বাংলাদেশের

আঞ্চলিক ভাষার অভিধান

স্বরবর্ণ অংশ

ও

ব্যঞ্জনবর্ণ অংশ

[ক—জৈ]

প্রসঙ্গ-কথা ও ভূমিকাসহ

প্রধান সম্পাদক

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌

বাংলা একাডেমী : বর্ধমান হাউস : ঢাকা

বাংলাদেশের আদর্শ অভিধান
[প্রথম খণ্ড]

আঞ্চলিক ভাষার অভিধান
উপদেষ্টা উপসংঘ

মূল্য : 250.00 । টাকা মাত্র ।

বাংলা একাডেমীর প্রকাশন-মুদ্রণ-বিক্রয় পরিদপ্তরের পরিচালক ফজলে রাব্বি কর্তৃক প্রকাশিত
এবং ইনসটিটিউট অব গ্রাফিক আর্টস, সাতমসজিদ রোড,
ঢাকা (বাংলাদেশ) থেকে অফসেট মেসিনে মুদ্রিত।

বাএ. ৪৫৬

দ্বিতীয় মুদ্রণ

পৌষ | ১৩৮০, ডিসেম্বর | ১৯৭৩

প্রথম প্রকাশ : ১৩৭২ : ১৯৬৫

BANGLADESHER ANCHALIK BHASHAR ABHIDHAN
(A Lexicon of Bangladeshi Dialects)
Published by Bangla Academy, Dacca, Bangladesh. Ta.. 250
First Print : 1965. Second Print : 1973.

প্রসঙ্গ-কথা

বাংলা একাডেমী থেকে বিগত একটি দশকে যতগুলো গ্রন্থ প্রকাশ করা হয়েছে তার মধ্যে তিনখণ্ডে সমাপ্ত আঞ্চলিক ভাষার অভিধান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচ্যজগতের একজন বিশিষ্ট পণ্ডিত ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত এই গ্রন্থ দেশে ও বিদেশে বাংলা একাডেমীর গৌরব বৃদ্ধি করেছে। এই গ্রন্থে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত আঞ্চলিক শব্দের সংযোজন ও সেই সব শব্দের যথাসম্ভব ব্যুৎপত্তি নির্ণয় করা হয়েছে। কাজটি যে সহজসাধ্য নয় তা বিশ্লেষণের অপেক্ষা রাখে না। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র ন্যায় পণ্ডিত ও ভাষাবিজ্ঞানী এবং সংশ্লিষ্ট আরো কয়েকজন পণ্ডিতব্যক্তির সমবেত প্রচেষ্টায় ও নিষ্ঠায় এই বৃহৎ কলেবর গ্রন্থ সম্পাদন সম্ভব হয়েছে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ এবং উপদেষ্টা হিসেবে অপর বিশেষজ্ঞদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যক্ষদ্বয় মুহম্মদ আবদুল হাই এবং মুনীর চৌধুরী আজ আর আমাদের মধ্যে নেই। আঞ্চলিক ভাষার অভিধান গ্রন্থে সম্পাদক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ ও অপর পণ্ডিতদের স্মৃতি অমর হয়ে থাকবে।

এই গ্রন্থে যে ত্রুটি-বিচ্যুতি নেই একথা বলা যাবে না। এরূপ একটি বিশাল কাজ সম্পূর্ণ নির্ভুলভাবে সম্পন্ন করা এক দুরূহ কর্ম। পরবর্তী পদক্ষেপে বাংলাদেশের সমগ্র অঞ্চল থেকে আরো ব্যাপকভাবে শব্দ সংগ্রহের এবং সংগৃহীত শব্দের সম্পাদনার পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। বস্তুত: তেমন একটি পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দেশ স্বাধীন হবার পর এই জাতীয় একটি পরিকল্পনার বাস্তবায়ন শুধু কাম্য নয়, অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু বিগত বৎসরাধিককাল থেকে গ্রন্থটির চাহিদা এত বৃদ্ধি পেয়েছে যে, এর দ্বিতীয় সংস্করণের জন্য অপেক্ষা না করে দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করা ছাড়া কোন গত্যন্তর ছিল না। প্রথম সংস্করণ বেশ স্বল্প সময়ের মধ্যেই নিঃশেষ হয়েছে। দ্বিতীয় মুদ্রণে কোনরূপ পরিবর্তন বা ভ্রম-সংশোধন করা সম্ভব হ'ল না, কেননা সময় ও চাহিদার দিকে লক্ষ্য রেখে অফসেট মেসিনে ছাপতে হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই গ্রন্থের আদ্যন্ত পাঠ করে যে মন্তব্য প্রদান করেছেন তা নানাদিক থেকে প্রণিধানযোগ্য। বর্তমান বছরের গোড়ার দিকে তাঁর সাথে আমার দেখা হলে তিনি আলাপ প্রসঙ্গে এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছিলেন এবং এই গ্রন্থের একটি ইংরেজী সংস্করণ প্রকাশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। আমি তাঁকে জানিয়েছিলাম যে, এই কাজ আমরা যথাসময়েই আরম্ভ করেছি এবং কাজটি সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের বৃহত্তর পরিকল্পনার এ একটি অংশ। আমাদের এই পরিকল্পনার বাস্তবায়নে দেশের সবার এবং বাংলা ভাষাভাষী সকল পণ্ডিতব্যক্তির সাহায্য ও সহানুভূতি আমাদের একান্ত কাম্য।

মযহারুল ইসলাম
মহাপরিচালক
বাংলা একাডেমী : ঢাকা

প্রথম সংস্করণের

প্রসঙ্গ-কথা

যে কোনও জীবন্ত ভাষা পরিবর্তনশীল। অনবরত গ্রহণবর্জনের মাধ্যমে ইহা অগ্রসর হয়। ইহার ফলে শুধু ভাষার শব্দরূপেরই পরিবর্তন ঘটে না, বরং শব্দার্থ ও প্রয়োগের ক্ষেত্রেও যথেষ্ট ব্যতিক্রম দেখা দেয়। এই সর্বাঙ্গীন পরিবর্তন কোন বিশেষ ভাষারীতিতে সীমাবদ্ধ নহে। সাহিত্য-রীতিতে যে পরিবর্তন দেখা দেয়, তাহা যে কোনও সাহিত্যের সৃষ্টি-সম্ভার পর্যায়ক্রমে বিশ্লেষণ করিলেই বুঝিতে পারা যায়। চির প্রবহমান আঞ্চলিক রীতিতে এই পরিবর্তন আরও ব্যাপক। এই কারণে বিভিন্ন সময়ে এই পরিবর্তনের প্রকৃতি বিচার করিয়া ভাষার বৈশিষ্ট্য নিরূপণের প্রয়োজন রহিয়াছে। অভিধান সংকলনের দ্বারা এই প্রয়োজন আংশিক ভাবে পূরণ হইয়া থাকে।

বাংলা ভাষায় অভিধান সংকলনের ইতিহাস খুব বেশী দিনের নহে। ১৭৪৩ খৃষ্টাব্দে ম্যানুয়েল-দা-আস্সুম্পসাঁও সংকলিত পোর্তুগীজ-বাংলা অভিধান রোমান হরফে মুদ্রিত হয়। বাংলা হরফে সর্বপ্রথম মুদ্রিত হয় ফস্টার সাহেবের ইংরেজী-বাংলা অভিধান ১৭৯৯ খৃষ্টাব্দে। পরবর্তী কালে বিভিন্ন প্রকৃতির এবং পরিসরের বহু অভিধান সংকলিত হইয়াছে। কিন্তু প্রথম দিকের বিদেশী পণ্ডিতদের দ্বারা সংকলিত অভিধানে এবং তাঁহাদের অন্যান্য রচনায় আঞ্চলিক শব্দ ও বাক্রীতি ব্যবহারের যে আদর্শ বিদ্যমান, পরবর্তী কালে তাহা রক্ষিত হয় নাই। অভিধান সংকলনের সময় আঞ্চলিক শব্দসম্পদকে অসাধু বলিয়া পরিত্যাগ করা হইয়াছে। এই জন্যই দেখা যায়, অভিধান সংকলয়িতাগণ একদিকে যেমন নির্বিকার চিত্তে অপ্রচলিত সংস্কৃত শব্দ গ্রহণ করিয়াছেন, অন্যদিকে তেমনি সাহিত্যে অনুপ্রবিষ্ট বহু আঞ্চলিক শব্দকে নির্বিচারে বাদ দিয়াছেন। একই কারণে সর্বজনবোধ্য আরবী-ফারসী শব্দও পরিত্যক্ত হইয়াছে। ইহার কারণ প্রথমতঃ ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে সাহিত্য সৃষ্টিতে পণ্ডিতী-বাংলা ব্যবহারের ব্যাপক প্রচেষ্টা এবং দ্বিতীয়তঃ বাংলা অভিধানকে সংস্কৃতের অনুগত ব্যবহার করিবার প্রয়াস। কলিকাতার ফোর্ট উইলিয়ম কলেজ হইতেই ইহার সূত্রপাত।

সম্ভবতঃ এই কারণেই বাংলা ভাষার সাহিত্য-রীতির সহস্রাধিক বৎসরের নিদর্শন বিদ্যমান থাকিলেও সেই তুলনায় আঞ্চলিক রীতির লিখিতরূপ অতি নগণ্য। ভাষাতাত্ত্বিক প্রয়োজনে সংগৃহীত শব্দ এবং সাহিত্যে ব্যবহৃত সামান্য বাক্রীতি ব্যতীত অন্য কোন ব্যাপক নিয়মে আঞ্চলিক ভাষারূপ সংরক্ষণের ব্যবস্থা হয় নাই।

তদুপরি বাংলা ভাষার সাহিত্য-রীতিতে একটি বিশেষ অঞ্চলের প্রভাব থাকায় অন্যান্য অঞ্চলের ভাষা দীর্ঘ কাল উপেক্ষিত হইয়া আসিয়াছে। পুথিসাহিত্য, পল্লীগীতিকা এবং নাটকাদিতে ইহার আত্ম প্রকাশ ঘটিলেও এবং কোনও কোনও সহৃদয় ব্যক্তি ইহার শব্দসংগ্রহ প্রকাশের চেষ্টা করিলেও আঞ্চলিক ভাষা-রীতি—বিশেষ করিয়া পূর্ববাংলা তথা পূর্ব পাকিস্তানের আঞ্চলিক রীতি সাহিত্যিক সমাজের দৃষ্টি আকর্ষণ করিতে পারে নাই।

পূর্ব পাকিস্তান ও পশ্চিম বঙ্গের মধ্যে আঞ্চলিক ভাষাগত ব্যবধান সুস্পষ্ট। তদুপরি পূর্ব পাকিস্তানে আঞ্চলিক ভাষারূপের বিভিন্নতা যেরূপ প্রত্যক্ষ, পশ্চিম বঙ্গে তদ্রূপ নহে। সেখানে শিক্ষিত সমাজে প্রধানতঃ কলিকাতা ও তৎসন্নিহিত অঞ্চলের ভাষাই প্রাধান্য লাভ করিয়াছে। অথচ পূর্বপাকিস্তানে বিশেষ কোন অঞ্চলের ভাষা সর্বত্র গৃহীত না হওয়ায় শ্রীহট্ট, চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা প্রভৃতি অঞ্চলের ভাষা শিক্ষিতসমাজেও কথ্য হিসাবে প্রচলিত রহিয়াছে। সেইজন্য এই সকল আপাতবিভিন্ন ভাষারূপের প্রকৃতি নিরূপণ ও প্রগতি বিশ্লেষণ করা আবশ্যক।

অন্যদিকে একান্ত স্বাভাবিক কারণে আজ পূর্ব পাকিস্তানের সাহিত্য সৃষ্টিতে স্থানীয় ভাষাসম্পদ ব্যবহারের প্রয়োজন তীব্র ভাবে অনুভূত হইতেছে। এই অনিবার্য চাহিদা পূরণের সহায়ক হিসাবেও বিভিন্ন অঞ্চলের শব্দ-সংগ্রহ প্রকাশ করিবার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায়না; যাহাতে অতি সহজেই এক অঞ্চলের সাহিত্যিক অন্য অঞ্চলের শব্দ সম্পর্কে অবহিত হইতে পারেন এবং প্রয়োজন বোধে উহা ব্যবহার করিতে সক্ষম হন। সময়সাপেক্ষ হইলেও পরস্পরের এইরূপ ব্যবহারের ফলে সর্বাঞ্চলবোধ্য একটি ভাষারীতি গড়িয়া উঠা সম্ভব হইবে বলিয়া আশা করা যায়।

ভাষাতাত্ত্বিক প্রয়োজনেও আঞ্চলিক শব্দ-সংগ্রহ তথা অভিধান প্রকাশের যৌক্তিকতা অস্বীকার করা যায় না। পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের শব্দসম্পদ বিশ্লেষণ করিলে দেখা যায়, বহু বিদেশী শব্দ ইহাতে বিদ্যমান। সাহিত্যে ব্যবহৃত আরবী-ফারসী তথা অন্যান্য বিদেশী শব্দ অপেক্ষা আঞ্চলিক ভাষায় ব্যবহৃত বিদেশী শব্দগুলি নানা কারণে ভাষাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে অধিকতর মনোযোগ আকর্ষণের দাবী করিতে পারে।

এই সকল প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখিয়াই বাঙলা একাডেমী আঞ্চলিক ভাষার অভিধান সংকলনে ব্রতী হয়। একাডেমীর এই প্রচেষ্টা 'পূর্বপাকিস্তানী বাংলার আদর্শ অভিধান' পরিকল্পনার অংশ বিশেষ। আযাদী লাভের পর হইতেই পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষীদের মধ্যে একটি আদর্শ বাংলা অভিধানের যে চাহিদা পরিলক্ষিত হয়, তদনুসারেই বাঙলা একাডেমী এই পরিকল্পনা গ্রহণ করে। এই সুবৃহৎ পরিকল্পনা অনুযায়ী অভিধানটি তিন খণ্ডে সমাপ্ত হইবে।

প্রথম খণ্ড: আঞ্চলিক ভাষার অভিধান। ইহাতে পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত শব্দ সংগৃহীত হইবে।

দ্বিতীয় খণ্ড: ব্যবহারিক বাংলা অভিধান। ইহাতে বাংলা সাহিত্যে বিশেষ করিয়া পূর্ব পাকিস্তানী সাহিত্যে ব্যবহৃত শব্দাবলী সংকলিত হইবে।

তৃতীয় খণ্ড: বাংলা সাহিত্যকোষ। ইহাতে বাংলা সাহিত্যে ব্যবহৃত বিশেষার্থক শব্দ, প্রবাদ-প্রবচন, উপমা, রূপক, উল্লেখ ও উদ্ধৃতি এবং মুসলমান সাহিত্য-সাধকদের সংক্ষিপ্ত জীবনী স্থান পাইবে।

॥ শব্দ সংগ্রহ ॥

আঞ্চলিক ভাষার অভিধানের কাজ ১৯৫৮ সনের প্রথম দিকে আরম্ভ হয়। শব্দ সংগ্রহের জন্য ইংরেজী ফরম সহ একটি আবেদন পত্র সাইক্লোস্টাইলে মুদ্রিত করা হয়। ফরমটি নিম্নরূপ:

Sl. No.	Word	Meaning of the word.	Locality of the Dist. where it is used.	Use with local implication i.e. examples, showing the uses of the word in the locality	Different phonetic representations with name and locality i. e. different pronunciation of the word according to spelling.	Derivation if possible	Special remarks if any, about the word.
1	2	3	4	5	6	7	8

এই সকল আবেদনপত্র বিভিন্ন সংগ্রাহকের নিকট বিলি করিবার জন্য নিম্নলিখিত প্রতিষ্ঠান গুলিতে প্রেরণ করা হয়:—

(ক) ঢাকা, রাজশাহী ও করাচী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এবং বাংলা বিভাগের অধ্যক্ষ।
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় অধ্যক্ষ।
(গ) প্রদেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক।
(ঘ) বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষয়িত্রী।
(ঙ) বিভিন্ন সাময়িক পত্রিকার সম্পাদক।
(চ) বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

আবেদনপত্রগুলি বিলি করিবার পর মোট ছিয়ানব্বই জন সংগ্রাহক প্রায় একুশ হাজার শব্দ পাঠান। সংগ্রাহকদের নিকট হইতে আশানুরূপ সাড়া না পাওয়ায় বিভিন্ন ইংরেজী ও বাংলা সংবাদপত্র মারফত সর্ব সাধারণের নিকট আঞ্চলিক শব্দ পাঠাইবার আবেদন জানানো হয়। বিভিন্ন ব্যক্তির অনুরোধক্রমে তাহাদের নিকট স্বতন্ত্র আবেদনপত্রও প্রেরণ করা হয়।

সংবাদ পত্র মারফত আবেদন জানাইবার পর সংগ্রাহকদের নিকট হইতে বিপুল সাড়া পাওয়া যায়। ৪৫৩ জন সংগ্রাহক তিন বৎসরে ৭৫১ কিস্তিতে মোট ১,৬৬,২৪৬টি আঞ্চলিক শব্দ পাঠান। সংগ্রহের

পারিশ্রমিক বাবদ মোট ২২, ৬৮৬ টাকা বিভিন্ন সংগ্রাহককে দেওয়া হয়। জীবিকা অনুসারে সংগ্রাহকদের কে এই ভাবে সাজানো যাইতে পারে :—

(ক) মোট সংগ্রাহক সংখ্যার অর্ধাংশ : অধ্যাপক ও শিক্ষক।
(খ) ,, ,, ,, এক চতুর্থাংশ : ছাত্র।
(গ) ,, ,, ,, ,, : বিভিন্ন কর্মজীবী।

বাসস্থান অনুসারে সংগ্রাহকদের সংখ্যা নিম্নরূপ —

ঢাকা	১১৪	জন	রংপুর	১৭	জন
রাজশাহী	৪২	,,	যশোহর	১৩	,,
ময়মনসিংহ	৪১	,,	বাখেরগঞ্জ	১২	,,
কুমিল্লা	৪০	,,	বগুড়া	৯	,,
খুলনা	৩৯	,,	কুষ্টিয়া	৮	,,
পাবনা	৩১	,,	দিনাজপুর	৬	,,
সিলেট	৩০	,,	নোয়াখালী	৫	,,
চট্টগ্রাম	২৪	,,	পার্বত্য চট্টগ্রাম	১	,,
ফরিদপুর	২০	,,	করাচী	১	,,
			মোট	৪৫৩	জন

পূর্ব পাকিস্তানের সকল জেলা হইতেই আঞ্চলিক শব্দ সংগৃহীত হইয়াছে। অবশ্য সংগ্রাহকদের ঠিকানা ও পেশা বিচার করিলে দেখা যায় যে, ঢাকা শহরে অবস্থানকারী সংগ্রাহকরা বিভিন্ন জেলার শব্দ সংগ্রহ করিয়া পাঠাইয়াছেন। ঢাকা শহরেব বাহির হইতে আগত শব্দাবলীর সংগ্রাহক কোন কোন জেলায় তিন-চারিজন মাত্র। শব্দ সংগ্রহের ক্ষেত্রে বিধিনিষেধের সুস্পষ্ট উল্লেখ না থাকায় ঢাকা শহর হইতে একই সংগ্রাহক বিভিন্ন জেলার শব্দও পাঠাইয়াছেন। ইহার ফলে সংগ্রাহকদের অজ্ঞাতসারে শব্দের যথাযথ অর্থ ও বানানের ক্রটি ঘটিয়াছে। তদুপরি অধিকাংশ সংগ্রাহকই ধ্বনিতত্ত্ব সম্পর্কে অনভিজ্ঞ এবং শব্দের যথাযথ উচ্চারণ লিপিবদ্ধ করিবার ক্ষেত্রে ধ্বনিবৈশিষ্ট্য রক্ষা করিতে সক্ষম হন নাই। এই কারণে বিভিন্ন অঞ্চলের ধ্বনিবৈশিষ্ট্য সংগৃহীত শব্দাবলীর মধ্যে ধরা পড়ে নাই।

ইহার ফলে সংগৃহীত শব্দ সমূহের যথাযথ উচচারণ ও বানান নির্ধারণের জন্য বিভিন্ন জেলার অধিবাসীদের নিকট হইতে সাহায্য গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। উক্ত উদ্দেশ্যে ঢাকা প্রবাসী প্রতিজেলার কয়েকজন লোক নিয়া ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সাহেবের সভাপতিত্বে সতেরোটি আলোচনা সভার ব্যবস্থা করা হয়। এই প্রকার আলোচনার মাধ্যমে বিভিন্ন জেলার ধ্বনিবৈশিষ্ট্য তথা ধ্বনিমূল এবং উহার ব্যতিক্রম সমূহ নিরূপিত হওয়ায় সংগৃহীত আঞ্চলিক শব্দাবলীর সঠিক সংশোধন কার্য ত্বরান্বিত হয়। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বিত না হইলেও ইহার সাহায্যে শব্দের ধ্বনিলিপিও নির্ধারিত হইয়াছে।

তথাপি নিম্নলিখিত কারণে বহু সংগৃহীত শব্দ বাদ দিতে হইয়াছে :—

(ক) সাহিত্যে বহুল ব্যবহৃত এবং প্রচলিত বাংলা অভিধানের অন্তর্ভুক্ত অনেক শব্দ সংগ্রাহকগণ পাঠাইয়াছেন।

(খ) অনেকে আঞ্চলিক শব্দের অর্থ যথাযথ লিখিতে পারেন নাই। প্রয়োগের সঙ্গে সংগ্রাহক প্রদত্ত অর্থের বৈষম্যও অনেক ক্ষেত্রে দেখা গিয়াছে।

(গ) বহুল প্রচলিত অনেক আঞ্চলিক শব্দই সংগ্রাহকগণ প্রচুর পরিমানে পাঠাইয়াছেন। কোন কোন ক্ষেত্রে একই অর্থে ব্যবহৃত একটি বিশেষ শব্দ পঞ্চাশ জন সংগ্রাহকের দ্বারাও প্রেরিত হইয়াছে।

(ঘ) দুই একজন সংগ্রাহক হয়ত নিজেরাই শব্দ তৈরী করিয়া আঞ্চলিক শব্দ বলিয়া চালাইয়া দিতে চেষ্টা করিয়াছেন।

(ঙ) একই শব্দসমষ্টি বিভিন্ন নামেও প্রেরিত হইয়াছে।

(চ) কোন কোন সংগ্রাহকের হস্তাক্ষর খুবই অস্পষ্ট ও দুর্বোধ্য ছিল।

এইভাবে সংগৃহীত শব্দাবলীর সংশোধন ও বিচার বিবেচনার পর অভিধানে গ্রহণযোগ্য শব্দের সংখ্যা দাঁড়ায় প্রায় পঁচাত্তর হাজার।

॥ সংকলন ॥

আঞ্চলিক শব্দসমূহ সংগ্রহ ও সংশোধনের পর ১৯৬০ সনের ডিসেম্বর হইতে সংকলনের কার্য আরম্ভ হয়। উক্ত কার্য যাহাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তজ্জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ স্থির করিবার উদ্দেশ্যে নিম্নলিখিত বিশেষজ্ঞদিগকে উপদেষ্টা হিসাবে গ্রহণ করা হয় :

(ক) ডক্টর মুহম্মদ এনামুল হক, এম-এ, পি-এইচ-ডি, অধ্যক্ষ, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী।

(খ) জনাব মুহম্মদ আবদুল হাই, এম-এ (লণ্ডন) অধ্যক্ষ, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

(গ) জনাব মুনীর চৌধুরী, এম-এ (হার্ভার্ড), অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা।

(ঘ) ডক্টর কাজী দীন মুহম্মদ, এম-এ, পি-এইচ-ডি, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

উক্ত উপদেষ্টা উপসঙ্ঘ ইংরেজী ১৯৬০ ও ১৯৬১ সনের বিভিন্ন তারিখে অনুষ্ঠিত উপসঙ্ঘের অধিবেশনে প্রাসঙ্গিক বিষয়াদি সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করেন। তাঁহাদের নির্দেশানুসারেই অভিধানটির সংকলন ও সম্পাদনা কার্য শেষ করা হয়।

ধ্বনি :

ধ্বনিবৈশিষ্ট্য নিরূপণের জন্য অনুষ্ঠিত সতেরোটি আলোচনা সভায় নিম্নলিখিত প্রস্তাবগুলি গৃহীত হয় :

(ক) ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বাখেরগঞ্জ, রংপুর, পাবনা ও সিলেট ছাড়া সর্বত্র চন্দ্রবিন্দু রক্ষিত।

(খ) চট্টগ্রামে শুধু শব্দের আদিতে ঘোষমহাপ্রাণ ধ্বনি রক্ষিত। রাজশাহী, যশোহর, খুলনা, বগুড়া ও দিনাজপুরে শব্দের অন্ত ব্যতীত সর্বত্র মহাপ্রাণ ধ্বনি রক্ষিত।

(গ) ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও বাখেরগঞ্জে 'ড়' ধ্বনি 'র' রূপে উচ্চারিত হয়। অন্যান্য অঞ্চলে 'ড়' ধ্বনি রক্ষিত।

(ঘ) রাজশাহী, রংপুর ও দিনাজপুরে 'চ' বর্গের মূল ধ্বনি রক্ষিত।

(ঙ) অন্যান্য জেলায় 'চ' বর্গের ধ্বনি পরিবর্তিত। এই পরিবর্তিত ধ্বনির জন্য 'চ' এর স্থলে 'চ'', 'ছ' এর স্থলে 'স', 'জ' এর স্থলে 'য' এবং 'ঝ' এর স্থলে 'ঝ'' ব্যবহার করা হইয়াছে।

(চ) 'ঈ', 'ঊ', 'ঋ', 'ৎ', 'ঃ', 'ণ', 'ষ', প্রভৃতি বর্ণ বাদ দেওয়া হইয়াছে। 'ষ' ও, 'স' এর স্থলে সর্বত্র 'শ' ব্যবহৃত হইয়াছে। শুধু 'ত' বর্গের পূর্বে ব্যবহৃত 'স' ধ্বনি রক্ষিত এবং 'ৎ' এর স্থলে 'ত' ব্যবহার করা হইয়াছে।

(ছ) ইংরেজী 'a' ধ্বনির সমতুল্য একটি 'এ্যা' ধ্বনি-প্রতীক গ্রহণ করা হইয়াছে।

বর্ণানুক্রম :

(ক) শব্দের ক্রমবিন্যাসের ক্ষেত্রে প্রচলিত অভিধানসমূহে বিধৃত নীতি অনুসরণ না করিয়া আঞ্চলিক শব্দের উচ্চারণ অনুযায়ী প্রথমে আকারাদি এবং পরে হসন্ত বা ব্যঞ্জনাদি বিন্যস্ত করা হইয়াছে। ইহাতে এই অভিধানে অনুসৃত বর্ণানুক্রম নিম্নরূপ দাঁড়াইয়াছে।

অ, আ, ই, উ, এ, এ্যা, ঐ, ও, ঔ, ং, ँ, ক, খ, গ, ঘ, চ, চ' ছ, জ, য, ঝ, ঝ' ট, ঠ, ড, ড়, ঢ, ঢ়, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, র, ল, শ, স, হ।

শব্দের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ণ পর্যন্ত এই বর্ণানুক্রম অনুসৃত হইয়াছে।

(খ) শব্দের আদি, মধ্য এবং অন্তে কোথাও কোথাও 'অ-কার ধ্বনি ও-কার রূপে উচ্চারিত হইয়া থাকে, তাহা চিহ্নিত হইয়াছে।

(গ) ইহা ছাড়া সর্বত্র ব্যঞ্জন বর্ণের জন্য হসচিহ্ন ব্যবহার করা হইয়াছে।

বানান :

(ক) আঞ্চলিক শব্দ ও প্রয়োগে ধ্বনিভিত্তিক বানান দেওয়া হইয়াছে। ইহা ছাড়া সর্বত্র প্রচলিত বানান সহ সাধুভাষা ব্যবহার করা হইয়াছে।

(খ) শব্দ ও প্রয়োগের বানানে যুক্তাক্ষর ভাঙিয়া দিয়া প্রয়োজনীয় ক্ষেত্রে হস্ চিহ্ন ব্যবহার করা হইয়াছে।

(গ) 'অই' এবং 'অউ' দ্বৈতস্বরদ্বয়ের স্থলে যথাক্রমে ঐ এবং ঔ লিখা হইয়াছে ; যথা কই=কৈ, বউ=বৌ ইত্যাদি।

শব্দ :

(ক) প্রতিটি শব্দের সঙ্গেই সংশ্লিষ্ট অঞ্চল বা জেলা-সংকেত দেওয়া হইয়াছে।

(খ) বিভিন্ন জেলার ব্যবহৃত সমার্থক শব্দের সঙ্গে সংশ্লিষ্ট জেলা-সংকেত ব্যবহার করা হইয়াছে।

(গ) অন্যদিকে একাধিক অর্থবিশিষ্ট শব্দকে অর্থানুক্রমে ১, ২, ৩ ইত্যাদি সংখ্যা দ্বারা সংশ্লিষ্ট জেলা-সংকেত সহ পৃথকভাবে সন্নিবেশিত করা হইয়াছে।

(ঘ) ব্যুৎপত্তিভেদেও সমুচ্চারিত শব্দকে ১, ২ ইত্যাদি সংখ্যা দ্বারা পৃথক করা হইয়াছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা-অঞ্চল চিহ্নিতকরণ নানা কারণে সম্ভব হয় নাই বলিয়া প্রচলিত জেলাভিত্তিক অঞ্চলকেই Unit বা একক হিসাবে মানিয়া লওয়া হইয়াছে এবং তদনুসারে সংগৃহীত শব্দাবলী বিন্যস্ত করা হইয়াছে।

অর্থ :

সর্বত্র সংগ্রাহক প্রদত্ত অর্থই দেওয়া হইয়াছে। অর্থকে সুবোধ্য করিবার জন্য প্রয়োজনীয় প্রয়োগ ও টীকাটিপ্পনী ব্যবহার করা হইয়াছে।

আঞ্চলিক ভাষার অভিধান সংকলন এবং প্রকাশন সময় ও শ্রমসাপেক্ষ। তদুপরি একাডেমীর নিজস্ব মুদ্রণালয় না থাকায় প্রকাশনার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগিয়াছে। একই কারণে প্রয়োজনীয় সতর্কতা সত্বেও অভিধানটিতে কিছু ভুলভ্রান্তি রহিয়া গিয়াছে। অনিবার্য কারণ বশতঃ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে সংকলিত না হইলেও প্রাথমিক প্রচেষ্টা হিসাবে অভিধানটি সুধী সমাজের নিকট সমাদৃত হইবে বলিয়া আশা করি।

ঢাকা
২০শে মে, ১৯৬৪।

সৈয়দ আলী আহসান
পরিচালক : বাঙলা একাডেমী

(২)

কিছুকাল পূর্বে আঞ্চলিক ভাষার অভিধানের স্বরবর্ণের অংশ-বিশেষ নমুনা হিসাবে প্রকাশ করা হইয়াছিল। প্রকাশিত অংশটি দেশ ও বিদেশের অনেক ভাষাবিদ্ ও পণ্ডিত ব্যক্তির নিকট প্রেরিত হয়। তাঁহাদের সকলেই আমাদের পরিকল্পনাটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক প্রকাশিত অংশটির অকুণ্ঠ প্রশংসা করিয়া পত্রাদি পাঠাইয়াছেন। বর্তমানে পূর্ব প্রকাশিত অংশটিসহ স্বরবর্ণের সংকলনকে আঞ্চলিক ভাষার অভিধানের স্বরবর্ণ অংশ হিসাবে প্রকাশ করা হইল।

আঞ্চলিক ভাষার অভিধানখানি নির্মাণ ও পরিকল্পনার পশ্চাতে অনেকেরই দান আছে। উপদেষ্টা উপসংঘের সদস্যগণের মূল্যবান পরামর্শ আমরা সর্বদাই লাভ করিয়াছি।

বিভাগীয় দায়িত্ব হিসাবে একাডেমীর যে সমস্ত কর্মচারী আঞ্চলিক ভাষার এই অভিধানের শব্দ সংগ্রহ হইতে উহার নির্বাচন, সংশোধন ও সম্পাদনা এবং মুদ্রণের যাবতীয় কাজের দায়িত্ব পালন করিয়াছেন তাঁহাদের সকলের নামের উল্লেখ সম্ভব না হইলেও তাঁহাদের একনিষ্ঠ দায়িত্ববোধ এবং নিরলস পরিশ্রমই যে একাডেমীর এই অভিনব এবং বিরাট পরিকল্পনাকে বাস্তব করিয়া তুলিয়াছে, এ কথা আমাদের স্মরণ

রাখিতে হইবে। অশীতিবর্ষ যখন অতিক্রান্তপ্রায় তখনও প্রবীণ ভাষাবিদ্ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ প্রধান সম্পাদক হিসাবে উহার সম্পাদনার গুরুদায়িত্ব গ্রহণে কোন দ্বিধা দেখান নাই। মুদ্রণের পর্যায়ে সহকারী সম্পাদক গোলাম সামদানী কোরায়শীর প্রায় এককভাবে প্রুফ সংশোধন অভিধানের মুদ্রণপ্রমাদের পরিমাণকে যথাসম্ভব হ্রাস করিয়াছে। সংকলন অধ্যক্ষ এ. কে. এম. হাবীবুল্লাহ্ খোন্দকার অভিধানের পরিকল্পনা ও শব্দ সংগ্রহের পর্যায় হইতে উহার বিভিন্ন কার্যের তদারক করিয়াছেন। প্রাক্তন সহকারী সম্পাদিকা রওশন আরা বেগম, গবেষণাধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম, সাংস্কৃতিক অধ্যক্ষ লুৎফুল হায়দার চৌধুরী ও সংকলন বিভাগের সহকারী অধ্যক্ষ মুহ: আবদুর রজ্জাক—ইঁহাদের সকলেই অভিধানের কোন না কোন পর্যায়ের সঙ্গে যুক্ত থাকিয়া উহার অগ্রগতিতে সাহায্য করিয়াছেন। স্বরবর্ণের 'অ হইতে আনদুর' পর্যন্ত অংশটি নমুনা হিসাবে প্রকাশিত হইয়াছিল পূর্ববর্তী প্রকাশনাধ্যক্ষ হাসান জামালের তত্ত্বাবধানে। তৎপরবর্তী অংশসহ বর্তমান অংশ প্রকাশের দায়িত্ব পালন করিয়াছেন একাডেমীর বর্তমান প্রকাশনাধ্যক্ষ ফজলে রাব্বি। আমাদের সমগ্র পরিকল্পনাটি যেমন একটা যৌথ প্রচেষ্টা, উহার বর্তমান অংশের প্রকাশটিও তেমনি একাধিক সাহিত্যসেবকের যৌথ পরিশ্রম এবং একনিষ্ঠতারই ফল। বিদ্বজ্জনের মধ্যে উহার ব্যবহার এবং সমাদরকেই আমরা আমাদের পরিশ্রমের সার্থকতা বলিয়া জানিব।

ঢাকা
৩০ শে নবেম্বর, ১৯৬৫

সৈয়দ আলী আহসান
পরিচালক : বাঙলা একাডেমী

প্রথম সংস্করণের

ভূমিকা

॥ এক ॥

বর্তমান পূর্ব পাকিস্তান প্রাচীন গৌড় বা বরেন্দ্র এবং বঙ্গ বা বঙ্গাল দেশ লইয়া গঠিত। প্রাচীন বাংলা ভাষার আদিলেখক মৎস্যেন্দ্রনাথ চন্দ্রদ্বীপের (বাখরগঞ্জ জেলার) অধিবাসী ছিলেন। তিনি ৬৫৭ খ্রীষ্টাব্দে নেপালের রাজা নরেন্দ্রদেবের সভায় উপস্থিত হন। মৎস্যেন্দ্রনাথের শিষ্য জালন্ধরি-পা, তাঁহার শিষ্য কাহ্নপা বা কানুপা সোমপুরী বিহারে (বর্তমান পাহাড়পুরে) থাকিয়া তাঁহার গ্রন্থ রচনা করেন (খ্রীষ্টীয় ৭০০ হইতে ৭৫০-এর মধ্যে)। মৎস্যেন্দ্রনাথের রচিত চারি চরণযুক্ত একটি শ্লোক 'আশ্চর্যচর্যাচয়'-এর টীকায় উদ্ধৃত হইয়াছে এবং কাহ্নপার রচিত তেরটি চর্যাপদ আশ্চর্যচর্যাচয়ে উদ্ধৃত হইয়াছে। পরলোকগত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সম্পাদিত 'বৌদ্ধ গান ও দোঁহা'য় এই আশ্চর্যচর্যাচয় ছাপা হইয়াছে। খণ্ডিত পুস্তকে কাহ্নপার একটি পদ পাওয়া যায় নাই। চর্যাপদগুলির অধিকাংশ রচয়িতা আমাদের পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলেন। সুতরাং আমরা বলিতে পারি যে বাংলা সাহিত্যের উৎপত্তি পূর্ব পাকিস্তানে।

এই প্রদেশ বৌদ্ধ ধর্মের লীলাভূমি ছিল। ময়নামতী, মহাস্থান ও পাহাড়পুরের ধ্বংসাবশেষ তাহার পরিচয় বহন করিতেছে। বৌদ্ধ রাজগণ দেশী ভাষার পৃষ্ঠপোষক ছিলেন, যদিও তাঁহারা সংস্কৃতের বিরোধী ছিলেন না। বর্তমান পশ্চিম বঙ্গ বা রাঢ় দেশে প্রথমে শূর রাজবংশ এবং পরে সেন রাজবংশ ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এইজন্য তাঁহারা দেশী ভাষাকে অবজ্ঞা করিতেন এবং সংস্কৃতের উৎসাহদাতা ছিলেন। এই কারণে রাঢ় বা বর্তমান পশ্চিম বঙ্গে প্রাচীনকালে বাংলা সাহিত্যের উদ্ভব সম্ভব হয় নাই ; কিন্তু প্রাচীন গৌড় এবং বঙ্গে বা বর্তমান পূর্ব পাকিস্তানে মুসলিম রাজত্বের পূর্বেই বাংলা সাহিত্যের উৎপত্তি ও শ্রীবৃদ্ধি হইয়াছিল। গৌড় হইতে গৌড়ী প্রাকৃত (দণ্ডী, কাব্যাদর্শ ১/৩৫) এবং গৌড় অপভ্রংশের (মার্কেণ্ডেয়, প্রাকৃতসর্বস্ব) নামকরণ হইয়াছিল। আমীর খুসরও (১৩৩৭ খ্রীষ্টাব্দ) দেশীয় ভাষাগুলির মধ্যে গৌড় ও বঙ্গালের নাম উল্লেখ করিয়াছেন। রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ভাষার ব্যাকরণ। প্রাকৃত পিঙ্গলের (১/৪) 'এও জে' বাক্যকে টীকাকার রবিকর বারেন্দ্রী ভাষা বলিয়াছেন। পুরা শ্লোকটি এই :

মাণিণি মাণহি কাঁই ফল এও জে চরণ পড়ু কন্ত।
সহজে ভুঅঁগম জই ণমই কিং করিএ মণি মন্ত॥
[অর্থাৎ মানিনি, মানে কি ফল ? এই যে কান্ত চরণে পতিত।
সহজে ভুজঙ্গম যদি নত হয়, মণিমন্ত্রে কি করে ?]

কতিপয় প্রাকৃত বৈয়াকরণ ঢক্কী অপভ্রংশের নাম উল্লেখ করিয়াছেন। R. Pischel ঢক্কীকে পূর্ব বাঙ্গালার ঢক্ক নগর হইতে ব্যুৎপন্ন মনে করিয়াছেন (Grammatik der Prakrit Sprachen, প্যারা ২৫)। ইহাতে আমরা পূর্ব পাকিস্তানের প্রাচীন দেশী ভাষার নাম পাইয়াছি; কিন্তু কোনও স্থানে রাঢ়ী প্রাকৃতের বা রাঢ় অপভ্রংশের নাম আমরা পাই না। আধুনিক বাংলা নামও পূর্ব পাকিস্তানের অন্তর্গত প্রাচীন বঙ্গাল দেশের নাম হইতে ব্যুৎপন্ন। 'বঙ্গাল' শব্দটি রাজেন্দ্র চোলের একাদশ শতকের শিলালিপিতে ব্যবহৃত হইয়াছে। এই বঙ্গাল দেশের রাজার নাম গোবিন্দচন্দ্র বলা হইয়াছে। ইনি চন্দ্রবংশীয় রাজা ছিলেন এবং নাথগীতিকার গোপীচাঁদ হইতে ভিন্ন।

বৌদ্ধ গানে ভুসুকুর পদে বঙ্গাল শব্দের প্রয়োগ আছে :

'বাজ নাউ পাড়ি পঁউআখালে বাহিউ,
অদয় বঙ্গাল দেশ লুড়িউ।
[অর্থাৎ বজ্রযান রূপ নৌকায় পাড়ি দিয়া পদ্মার খালে বাহিলাম।
অদ্বয়রূপ বঙ্গাল দেশ লুট করিলাম।]

বৌদ্ধ গানের রাগ-রাগিণীর মধ্যে গৌড় ও বঙ্গাল রাগের উল্লেখ আছে। সুতরাং দেখা যাইতেছে যে, বর্তমান পূর্ব পাকিস্তান প্রাচীনকালেও সংস্কৃতিসম্পন্ন দেশ ছিল।

সেন রাজাদের সময় হইতে বাংলা ভাষা অনাদৃত হইতে থাকে। মুসলমান রাজত্বের প্রথমে প্রায় দেড়শত বৎসর কাল দেশ যুদ্ধ বিগ্রহের জন্য অশান্তিময় থাকায় কোনও উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয় নাই। এই সময়ে বাংলা ভাষার প্রতি উচ্চ সমাজের মনোভাব পরলোকগত শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন কর্তৃক উদ্ধৃত নিম্নের সংস্কৃত শ্লোক হইতে বুঝা যায়:

অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ।
ভাষায়াং মানবঃ শ্রুত্বা রৌরবং নরকং ব্রজেৎ ॥
[অর্থাৎ অষ্টাদশ পুরাণ এবং রামের চরিত
দেশী ভাষায় শ্রবণ করিলে মানব রৌরব নরকে যায়।]

গৌড়ের সুলতানগণ রাজনৈতিক কারণে জনগণের ভাষা বাংলার পৃষ্ঠপোষক হইলেন। বঙ্গের কাব্য কুঞ্জের আদিপিক বড়ু চণ্ডীদাস সুলতান সিকান্দর শাহের (১৩৫৭-৮৯ খ্রীষ্টাব্দ) সভায় সমাদৃত ছিলেন। তাহার পুত্র গিয়াসুদ্দীন আযম শাহ (১৩৮৯-১৪০৯ খ্রীষ্টাব্দ) শাহ মুহম্মদ সগীরের পৃষ্ঠপোষক ছিলেন। এই সময়ে পীর নূর কুতুবে 'আলম ফারসী ও বাংলা মিশ্রিত গযল রচনা করেন। কৃত্তিবাস গৌড়ের জলালুদ্দীন মুহম্মদ শাহের (১৪১৮-১৪৩১ খ্রীষ্টাব্দ) আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। পশ্চিম বঙ্গের কুলীন গ্রাম নিবাসী মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রচনা করিয়া (১৪৮০ খ্রীষ্টাব্দ) গৌড়ের সুলতান শমসুদ্দীন যুসুফ শাহ (১৪৭৪-৮২ খ্রীষ্টাব্দ) কর্তৃক গুণরাজখান খেতাব পান। আরও অনেক কবি গৌড়ের সুলতানগণের বিশেষতঃ হুসয়ন শাহ, নসরত শাহ ও ফীরোয শাহের সভায় সমাদর লাভ করেন। সুলতানগণের দেখাদেখি অনেক আমীর ওমরা বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক হন। এইরূপে গৌড়ের সুলতান ও প্রধানগণ গৌড়ের বৌদ্ধ পালরাজগণের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখেন।

সেন রাজাদের সময়ে রাজধানী নবদ্বীপ সংস্কৃত চর্চার কেন্দ্রস্থল ছিল। নবদ্বীপ-নিবাসী শ্রীচৈতন্য দেবের প্রভাবে তাহা বাংলা সাহিত্যের কেন্দ্র হইয়া উঠে। ষোড়শ শতকের চৈতন্যভাগবতে বৃন্দাবনদাস নবদ্বীপ সম্বন্ধে বলিয়াছেন:

নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়।
নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায় ॥
অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়।
লক্ষ কোটি অধ্যাপক নাহিক নির্ণয় ॥

এই সময় হইতে নদীয়ার ভাষা বাঙ্গালার সাহিত্যিক ভাষা হইয়া উঠে। এই ভাষা গৌড়ের বাংলা ভাষারই এক নূতন সংস্করণ। এখন পূর্ববঙ্গের উপভাষা সাহিত্যিকদের নিকট নিন্দনীয় হয়। চৈতন্যভাগবতে তাহার প্রমাণ আছে:

সভার সহিত প্রভু হাস্য কথা রঙ্গে।
কহিলেন যেন মত আছিলেন বঙ্গে ॥
বঙ্গ দেশি বাক্য অনুকরণ করিয়া।
বাঙ্গালেরে কদর্থেন হাসিয়া হাসিয়া ॥
বিশেষ চালেন প্রভু দেখি শ্রীহট্টিয়া।
কদর্থেন সেই মত বচন বলিয়া ॥

বলা কর্তব্য প্রাচীন ও মধ্য যুগে বঙ্গদেশ বলিতে পূর্ববঙ্গ বুঝাইত। পূর্ববঙ্গের ভাষার প্রতি নিন্দা নিম্নলিখিত সংস্কৃত শ্লোকেও পাওয়া যায়:

আশীর্বাদং ন গৃহ্ণীয়াৎ বঙ্গদেশনিবাসিনঃ।
শতায়ুরিতি বক্তব্যে হতায়ুর্বদতি যতঃ ॥

[অর্থাৎ বঙ্গদেশবাসীর আশীর্বাদ গ্রহণ করিবে না, কারণ বঙ্গবাসী শতায়ু বলিতে গিয়া হতায়ু বলিয়া ফেলে।]

গৌড় ও নবদ্বীপের প্রভাব বিশেষতঃ চণ্ডীদাস, কৃত্তিবাস, বিপ্রদাস, বৃন্দাবনদাস প্রমুখ পশ্চিম বঙ্গের সাহিত্যাচার্যগণের অনুসরণে পাঠান রাজত্বের শেষে একটি সাহিত্যিক বাংলা সাধুভাষা প্রতিষ্ঠিত হয়। তখন বীরভূম হইতে চট্টগ্রাম পর্যন্ত দেশে এমন কি বাঙ্গালার বাহিরে আরাকানেও এই ভাষা সাহিত্যে ব্যবহৃত হইতে থাকে। মুসলমানী পুথি সাহিত্যের ভাষায় আরবী ফারসী ও হিন্দীর মিশ্রণ থাকিলেও তাহা মূলতঃ ব্যাকরণে এই সাহিত্যিক ভাষারই আদর্শে রচিত। তবে ইহা অনস্বীকার্য যে সাহিত্যিক ভাষা বিরাট জনগণের মুখের ভাষাকে কাড়িয়া লইতে পারে নাই। এইজন্য লোক সাহিত্যে আঞ্চলিক ভাষা অনেকটা রক্ষিত হইয়াছে, যদিও তাহা সাহিত্যিক ভাষার প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত হইতে পারে নাই।

মুসলমান রাজত্বের শেষে বাংলা দেশে নবদ্বীপের সাহিত্যিক গৌরব কৃষ্ণনগরে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাদ্বারা রক্ষিত হয়। ইহার পরে যখন কলিকাতা রাজধানী হইয়া শিক্ষাকেন্দ্র হইয়া উঠে, তখন পশ্চিম বঙ্গের সাহিত্য-রথীদের প্রভাবে সাহিত্যিক সাধু ভাষার আসন সুপ্রতিষ্ঠিত হয়। পরে সাহিত্যিক সাধু ভাষার সহচর একটি সাহিত্যিক চলিত ভাষাও গঠিত হইয়াছে। ইহার বিশেষত্ব ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপে,—যেমন 'করছি' 'করিতেছি' হইতে, 'করছিলাম' 'করিতেছিলাম' হইতে।

॥ দুই ॥

ম্যাক্সমুলার বলিয়াছেন, "The real and natural life of language is in its dialects" অর্থাৎ ভাষার প্রকৃত এবং স্বাভাবিক জীবন তাহার উপভাষাগুলিতে। এইজন্য ব্যক্তিগত ভাবে বহুদিন হইতে অনেকে এই কাজে হস্তক্ষেপ করিয়াছেন। তাঁহাদের প্রবন্ধগুলি প্রধানতঃ কলিকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকায় প্রকাশিত হয়। এ সম্বন্ধে আমি ১৩২৭ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক আহূত ছাত্র সম্মিলনীতে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সভাপতিত্বে যে ভাষণ প্রদান করি, তাহাতে বলিয়াছিলাম, "ভাষাতত্ত্বের অনেক জটিল সমস্যার সমাধান প্রাদেশিক বিভাষার (উপভাষার) সাহায্যে হইতে পারে। একটি দৃষ্টান্ত দিতেছি। হিন্দী, মারাঠী, গুজরাটী প্রভৃতি ভাষার সহিত তুলনা করিলে দেখিবে মূলে ছিল 'মুই' একবচন এবং 'আমি' বহুবচন। এমন কি আসামীতে 'ময়' একবচন এবং 'আমি' বহুবচন। প্রাচীন বাঙ্গালায় যে এইরূপ প্রয়োগ ছিল, তাহা চট্টগ্রামের 'চাকমা' বুলি দ্বারা প্রমাণিত হয়। চাকমায় 'মুই' একবচন এবং 'আমি' বহুবচন। বাঙ্গালায় 'আমি যাই', চাকমায় 'মুই যাং', বাঙ্গালায় 'আমরা যাই', চাকমায় 'আমি যেই'। The English Dialect Dictionary প্রায় তিন শত স্বেচ্ছা-সাহিত্য-সেবকের যোগে সুসম্পন্ন হইয়াছে। আমাদের প্রাদেশিক বিভাষা সংগ্রহের জন্য আমরা কি বাঙ্গালার প্রত্যেক জেলার অন্ততঃ একটি করিয়া উদ্যোগী ছাত্র সাহিত্য-সেবক পাইব না?" (ভাষা ও সাহিত্য)।

বিগত ব্রিটিশ সরকারের উদ্যোগে ভাষাবিদ্ পণ্ডিত Sir G. A. Grierson-এর সম্পাদনায় পাক-ভারত উপমহাদেশের ভাষাগুলির বিবরণী The Linguistic Survey of India নামক গ্রন্থাবলীতে ১৯০৩ হইতে ১৯২৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত প্রকাশিত হয়। ঐ সময়ে দেশে ভাষাবিজ্ঞান বা ধ্বনিবিজ্ঞানের আলোচনা মুষ্টিমেয় লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল। সুতরাং বিবরণী সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত হয় নাই। যাহা হউক ব্রিটিশ সরকারের কীর্তি এই ভাষাবিবরণীই আমাদের উপভাষা সম্বন্ধে জ্ঞান লাভের একমাত্র সোপান না হইলেও আমাদের প্রধান অবলম্বন। নানা অবশ্যম্ভাবী ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গ্রিয়ার্সন সাহেবের অবদান আমাদের চিরস্মরণীয়। তিনি বাংলা ভাষার উপভাষাগুলিকে প্রাচ্য ও পাশ্চাত্য ভেদে প্রধান দুই ভাগে বিভক্ত করিয়াছেন। পাশ্চাত্য বিভাগের উদীচ্য শাখার বিরাজভূমি হিসাবে তিনি দিনাজপুর, পূর্ব মালদহ, রাজশাহী, বগুড়া এবং পাবনা জেলাগুলিকে গণনা করিয়াছেন। এগুলি এখন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত। রাজবংশী বা রংপুরী শাখা রংপুর, জলপাইগুড়ি (পশ্চিম বঙ্গ), গোয়াল পাড়া (আসাম) ও কোচবিহারে (পশ্চিমবঙ্গ) প্রচলিত। পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া জেলার কথ্য ভাষা পাশ্চাত্য বিভাগের কেন্দ্রীয় শাখার অন্তর্গত। তাঁহার প্রাচ্য বিভাগ প্রধানতঃ পূর্ব পাকিস্তানের এবং আংশিকভাবে তাহার সংলগ্ন ভারত ও বর্মা রাষ্ট্রের অন্তর্ভুক্ত। প্রাচ্য বিভাগের শাখাগুলি এই;

১। পূর্বদেশী—ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বাখরগঞ্জ, দক্ষিণ-পূর্ব ফরিদপুর, সিলেট, কাচাড় (আসাম)।
(ক) ইহার একটি প্রশাখা—পূর্বকেন্দ্রিক (East-central)—যশোহর, খুলনা, ফরিদপুর (দক্ষিণ পূর্বাংশ ব্যতীত)।
(খ) আর একটি প্রশাখা—হাজং (ময়মনসিংহ জেলা)।

২। দক্ষিণ-পূর্ব—নোয়াখালী, চট্টগ্রাম, আকিয়াব জেলার উত্তরাংশ (বর্মা)।
(ক) ইহার একটি প্রশাখা—চাকমা (পার্বত্য চট্টগ্রাম)।

গ্রিয়ার্সন সাহেব এই সমস্ত বিভাগ, শাখা ও প্রশাখার বিশিষ্ট লক্ষণগুলি বিস্তৃতরূপে প্রদর্শন করেন নাই; কিন্তু ইহার প্রয়োজন আছে। আমার মনে হয় পাকিস্তান সরকার কর্তৃক Linguistic survey of Pakistan অনতিবিলম্বে সম্পাদিত হওয়া একান্ত আবশ্যক। আমি গ্রিয়ার্সন সাহেবের শ্রেণী বিভাগ আপাততঃ স্বীকার করিয়া লইয়া পূর্ব পাকিস্থানে প্রচলিত এই সমস্ত শ্রেণীর বিশিষ্ট লক্ষণগুলি তাঁহার মতানুযায়ী নিম্নে প্রদান করিতেছি।

১। **পাশ্চাত্ত্য বিভাগ:**

ধ্বনিতত্ত্ব। মহাপ্রাণ ঘোষবর্ণ, চ বর্গ, ড়, ঢ়, আদি হ এই সকলের প্রকৃত উচ্চারণ রক্ষিত। শ, ষ, স স্থানে (কয়েকটি যুক্ত ব্যঞ্জন ভিন্ন) শ উচ্চারণ।

রূপতত্ত্ব। কর্মকারকের একবচনে ক, কে। অতীত কালের প্রথম পুরুষের সকর্মক ক্রিয়ায় 'এ' বিভক্তি 'সে দিলে' ইত্যাদি (আসামী ভাষাতেও এই রূপতত্ত্ব আছে)। ভবিষ্যৎ কালের প্রথম পুরুষে 'বে'।

(ক) কেন্দ্রীয় শাখা—কলিকাতা, হাওড়া, তমলুক ও ঘাটাল (মেদিনীপুর জেলা), নদীয়া, মুর্শিদাবাদ কাটোয়া মহকুমা (বর্ধমান জেলা)। পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া জেলার কথ্যভাষা (যাহা পূর্বে নদীয়া জেলার অন্তর্গত ছিল) এই শাখাভুক্ত। এখানকার কথ্য ভাষায় পাশ্চাত্ত্য বিভাগের বিশিষ্ট লক্ষণগুলি বিদ্যমান।

(খ) উদীচ্য শাখা—ইহার উপভাষা পূর্ব পাকিস্তানের রাজশাহী, দিনাজপুর, বগুড়া এবং পাবনা জেলায় প্রচলিত। ইহাতে পাশ্চাত্ত্য বিভাগের বিশিষ্ট লক্ষণগুলি রক্ষিত। এই শাখার বৈশিষ্ট্য আদি 'র' লোপ, যেমন আস্তা (রাস্তা), অস (রস) ইত্যাদি। আদি স্বরে 'র' আগম, যথা রামশা (আমাশয়), র্যানদুরা (ইন্দুর) ইত্যাদি। বিভক্তির কে স্থানে ক্ এবং তে স্থানে ত্। চলিত ভাষায় ঢ় আছে, যথা—আঢ়ি, আঢ়েয়া।

(গ) রাজবংশী বা রংপুরী শাখা।

দ্রষ্টব্য। আমাদের মতে রংপুরী শাখাকে উদীচ্য শাখার একটি প্রশাখা গণ্য করা উচিত। ইহার 'রাজবংশী' এইরূপ জাতিগত নামকরণ সমীচীন নয়। জ স্থানে Z ধ্বনি এবং ছ স্থানে S ধ্বনি ইহার বিশেষত্ব। উদীচ্য শাখার ন্যায় ইহাতেও আদি 'র' লোপ, আদি স্বরে 'র' আগম, বিভক্তিতে 'ক্', 'ত্' ইত্যাদি দেখা যায়।

২। **প্রাচ্য বিভাগ:**

ধ্বনিতত্ত্ব। চ বর্গের দন্ত-তালব্য উচ্চারণ। শ, ষ, স স্থানে (যুক্ত ব্যঞ্জন ব্যতীত) হ। মূল হ লোপ।

রূপতত্ত্ব। কর্তৃকারকের এক বচনে 'রে' বিভক্তি। ভবিষ্যৎ কালের প্রথম পুরুষে 'ব'। অতীত কালের সকর্মক ক্রিয়ার প্রথম পুরুষের রূপ সাধুভাষায় ন্যায় (কোনও কোনও স্থানে হসন্ত উচ্চারণ)।

(ক) পূর্বদেশী শাখা।

ধ্বনিতত্ত্ব। প্রাচ্য বিভাগের সাধারণ ধ্বনিতত্ত্ব; চ বর্গের দন্ত-তালব্য উচ্চারণ, শ, ষ, স স্থানে (যুক্ত বর্ণ ব্যতীত) হ উচ্চারণ, মূল হ-কারের লোপ। মহাপ্রাণ ঘোষ বর্ণের মহাপ্রাণতা লোপ এবং ড়, ঢ় স্থানে র।

রূপতত্ত্ব। প্রাচ্যবিভাগের সাধারণ লক্ষণ রক্ষিত।

(অ) পূর্ব-কেন্দ্রিক প্রশাখা। গ্রিয়ার্সন সাহেব যশোর, খুলনা, ফরিদপুরের (দক্ষিণ-পূর্বাংশ ব্যতীত) কথ্য ভাষাকে পূর্বদেশী শাখার একটি প্রশাখারূপে নির্দেশ করিয়াছেন; কিন্তু ধ্বনিতত্ত্বে একমাত্র ছ স্থানে S এবং জ স্থানে Z উচ্চারণ ভিন্ন এবং রূপতত্ত্বে কর্মকারকের একবচনের বিভক্তি 'রে' এবং সকর্মক

ক্রিয়ার অতীতকালে প্রথম পুরুষে 'ল' ভিন্ন ইহা বহু বিষয়ে পাশ্চাত্য বিভাগের বিশিষ্ট ধ্বনি ও রূপতত্ত্বের সহিত অভিন্ন। এই জন্য ইহাকে পাশ্চাত্য বিভাগের পূর্বশাখা রূপে গ্রহণ করা কর্তব্য। ইহার একটি বিশেষত্ব— যেতে খেতে ইত্যাদি তুমর্থক ক্রিয়া বিভক্তির 'তে' স্থানে 'তি' যথা—করতি, খাতি, অধিকরণে ইকার উকারের পরস্থিত একার স্থানে ইকার (যথা—পিঠি, গুড়ি, চুলি) এবং সম্বন্ধের এর স্থানে 'ইর' (যথা—পিঠির, গুড়ির, চুলির।)

(আ) হাজং প্রশাখা। ইহা জাতিগত একটি প্রশাখা। সর্বত্র শাখার মধ্যে জাতিগত বা সামাজিক প্রশাখা আছে, যেমন হিন্দু ও মুসলমান, শিক্ষিত ও অশিক্ষিত, উচ্চশ্রেণী হিন্দু ও নিম্নশ্রেণী হিন্দু; কিন্তু তাহা বিচার করা হয় নাই। এই জন্য হাজং প্রশাখা বর্জনীয়।

(খ) দক্ষিণ-পূর্ব শাখা। নোয়াখালী এবং চট্টগ্রামের উপভাষার মধ্যে মাত্র 'প' স্থানে F এবং প্রথম পুরুষের সর্বনামের স্ত্রীলিঙ্গের রূপ (নোয়াখালীতে হেতি; চট্টগ্রামে তেই, তাই, হিতি) ভিন্ন আর কোনও সাধারণ লক্ষণ নাই। এজন্য আমরা গ্রিয়ার্সন সাহেবের দক্ষিণ-পূর্ব শাখা হইতে নোয়াখালীর উপভাষা বর্জন করা সঙ্গত মনে করি। নোয়াখালীকে পূর্বদেশী শাখার এলাকাধীন করা যাইতে পারে। ইহার স্থানীয় বৈশিষ্ট্য এই যে, ইহাতে ড় ধ্বনি রক্ষিত আছে। আমাদের মনে রাখা প্রয়োজন যে একটা শাখা ও প্রশাখার মধ্যে স্থান ভেদে কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। আমরা কেবল চট্টগ্রামের উপভাষাকে এই দক্ষিণ পূর্ব শাখাভুক্ত মনে করি। আকিয়াবের উত্তরাংশের ভাষা আমাদের আলোচনার বহির্ভূত।

চট্টগ্রামী উপভাষার ধ্বনিতত্ত্ব এই যে (ক) ঘোষ মহাপ্রাণ বর্ণ রক্ষিত আছে, যেমন ঘর, ঝর (ঝড়), ধান, ভাত ইত্যাদি। (খ) ইহার আদি হ রক্ষিত আছে, যেমন হাত, হাতী ইত্যাদি। (গ) পদমধ্যবর্তী ম অনুনাসিক হয়, যথা—আঁই (আমি), আঁর (আমার), তুঁই (তুমি), কুঁআর (কুমার) ছুঁই (ছিম), ইঁউক (শামুক) ইত্যাদি। (ঘ) পদমধ্যবর্তী ব্যঞ্জনবর্ণ প্রায়ই লোপ বা বিকৃত হয়, যথা—তঅন (তখন), ডাই, (ডাকিয়া), খুই (খুলিয়া), মিডা (মিঠা), খন্দা (খন্তা), টুবি (টুপী), নারিশ (নালিশ), মুর (মুল), বোগা (বক), বুগ (বুক) ইত্যাদি। (ঙ) ডঃ মুহম্মদ এনামুল হক্ সাহেবের মতে ইহাতে চ, ছ, ধ্বনি রক্ষিত, যথা—ছাঅল (ছাগল), ছাতি (ছাতা), চাঅর (চাকর) ইত্যাদি।

রূপতত্ত্বে ইহাতে সর্বনামের প্রথম পুরুষের স্ত্রীলিঙ্গে তেই, তাই, হিতি আছে এবং নিষেধার্থক অব্যয় 'ন' ক্রিয়ার পূর্বে বসে, যথা ন যাই, ন আসিল, (ছিল না)।

(গ) চাকমা প্রশাখা। ইহা চাকমা জাতিগত একটি উপশাখা হইলেও ইহাতে চট্টগ্রামী উপভাষার সাদৃশ্য আছে।

এক্ষণে আমরা গ্রিয়ার্সন সাহেবের বিবরণী Linguistic Survey of India Vol. V. pt. 1 হইতে পূর্ব পাকিস্তানের বিভিন্ন উপভাষার উদাহরণ উদ্ধৃত করিব। ইহাদের উচ্চারণ প্রদর্শনের জন্য আমরা বিকৃত 'এ' এবং একার (man-এর a-এর ন্যায়) এ্যা এবং ্যা রূপে নির্দিষ্ট করিব। এই ্যা দ্বারা ব্যঞ্জনের দ্বিত্ব বুঝাইবে না। ব্যঞ্জনের দ্বিত্ব দুইটি ব্যঞ্জন দ্বারা সূচিত হইবে। z ধ্বনির জন্য য এবং s ধ্বনির স এবং sh ধ্বনির জন্য শ বানানে ব্যবহার করিব। হসন্ত দ্বারা সর্বত্র হসন্ত উচ্চারণ সূচিত হইবে। অন্ত্য অকারের 'ও' ধ্বনির জন্য ওকার ব্যবহৃত হইবে।

(সাধুভাষা পৃঃ ৪১, প্রচলিত বানানে)

কোন এক ব্যক্তির দুটি পুত্র ছিল। তন্মধ্যে কনিষ্ঠটি পিতাকে কহিল, পিতঃ, বিষয়ের যে অংশ আমার প্রাপ্য তাহা আমাকে দিন। তিনিও উহাদের মধ্যে তাঁহার সম্পত্তি বিভাগ করিয়া দিলেন।

(সাধু কথ্য ভাষা পৃঃ ৪৭)

এ্যাক্ জোনের্ দুই ছেলে ছিলো। তাদের্ জে ছোটো, সে তার্ বাপ্কে বোল্লে, বাবা, আমার ভাগে জা পড়ে তা আমাকে দাও। বাপ্ তার্ বিশয়্ আশয়্ তাদের্ মধ্যে বেঁটে দিলেন্।

(দিনাজপুর জেলা পৃঃ ১২২)

এ্যাক্ মানুশের্ দুই ছাওয়া ছিল। তায়েদের্ মদ্ধে ছোট ছাওয়া আপন্ বাপ্কে কহিল্, বাপ্, সম্পত্তের্ জে ভাগ্ হামি পাম্ তা হামাক্ দ্যান্। তাহাতে সে তায়েদের্ মদ্ধে বিশয়্ ভাগ্ করা্যা দিল্যান্।

(পুর্ব মালদহ জেলা পৃ: ১৩০)

এ্যাক্ ঝোন্ মানুষের দু'টা ব্যাটা আছ্লো। তার্ঘোর্ বিচে ছোট্কা আপ্নার বাবাক্ কহ্লে, বাবা, ধন্ কবির্ যে হিস্যা হামি পামু সে হামাক্ দে। তাৎ তাঁই তার্ঘোর্-কে মাল্মাত্তা সব্ বাঁটা দিলে।

(বগুড়া জেলা পৃ: ১৫৩)

এ্যাক্ ঝনের্ দুই ব্যাটা ছৈল্ আছিল। তার্কেরে মদ্ধে ছোট ঝন্ কৈল, বা, হামি যা পামু তা হামাক্ বাঁটা দে। তাই শুনে বাপে বাঁটা দিল।

(পাবনার স্ত্রীলোক পৃ: ১৫৯)

কোনো মানুশের দুই ছাওয়াল্ ছিল। তার্ মদ্ধি ছোডোটা বাপেক্ কোলো, বাবা জিনিশ্ পত্তরের্ পাওনা ভাগ্ আমাক্ ওলে দ্যাও। ইবেই শুনে, তার্ বাপ্ তার্ নিজির্ জিনিশ্ পত্তোর্ বাঁট্যা দিলো।

(রংপুর জেলা পৃ: ১৭৪)

এ্যাক্ যোন্ মানশের দুইক্না ব্যাটা আসিল্। তার্ সোটো কোনা উয়ার্ বাপক্ কইলা, বা, মোর্ পইশা কোড়ির্ ভাগ্ মোক্ দেও। ওই কত্তাতে তাঁয় উমার্-ঘরক্ শগ্ বাঁটিয়া দিলে।

(ঢাকা জেলা : মানিকগঞ্জ মহকুমা পৃ: ২০৬)

এ্যাক্ মনের্ দুইডি সাওয়াল্ আসিলো। তাগো মৈদ্দে সোটোডি তার্ বাপেরে কৈলো, বাবা, আমার্ বাগে যে বিত্তি ব্যাশাদ্ পরে তা আমারে দ্যাও। তাতে তিনি তান্ বিশয় সোম্পত্তি তাগো মৈদ্দে বাইট্যা দিল্যান্।

(ময়মনসিংহ জেলা : পূর্ব অঞ্চল পৃ: ২১১)

এ্যাক্ মনের্ দুই পুৎ আসিল্। তার্ হুডু পুতে বাপেরে কৈলো ; বাযি, মাল্ ব্যাশাতের্ যে বখ্রা আমি পাইবাম্, তা আমারে দেউখাইন্। হে তারারে মাল্ পাতি বাট্ কৈরা দিল্।

(ময়মনসিংহ জেলা : হাজং উপভাষা পৃ: ২১৬)

এক্ মন্ মানলগ্ দুইদা পলা থাকিবার্। তানি অলাক্ হুটু পলায় বাপুয়াগে কয়্, যে বাবা, ময়্ বক্রা ভাগ্‌য়া যে ময়্ পাব ; ওদা মগে দি। তানি অয়্ উমাগে ভাগ্ করিয়া দিলে।

(সিলেট জেলা পৃ: ২২৯)

কোন মানুশর্ দুই পুয়া আসিল্। তাহাদের্ মদ্দে সোটটি বাপ্রে কৈল্, বাবা, বিশয়ের্ জে অংশ আমার্ বাটে পড়ে, আমারে দ্যাও। তাহাতে শে তাহাদের্ মদ্দে বিশয়্ বাটিয়া দিল।

(কুমিল্লা জেলা পৃ: ২৪১)

এ্যাক্ ব্যাডার্ দুই পুৎ আসিল্। তারার্ মাইযে ছরুলা তার্ বাপ্রে কৈল্ বাবুও, মালামাল্ যেতান্ আমি পায়াম্ হেতান্ আমারে দ্যাও। তাতে তে তারার্ মাইযে যত্তান্ আসিল্ হগল্তান্ বাইট্টা দিল্।

(নোয়াখালী জেলা : সনদ্বীপ পৃ: ২৪৯)

এ্যাক্ শক্শের্ দুই বেটা আসিলো। তাদের্ মৈদ্দে সোট বেটা বাপরে কৈল, বাবাযি, মাল্মাত্তা যা আমার্ হিশ্শায়্ পরে তা আমারে দেন্। তাতে বাপ্ তার্ মালমাত্তা তার্গরে বাগ্ কোরি দিলো। "

(বাকেরগঞ্জ জেলা পৃ: ২৬১)

এ্যাক্‌বন্ মানুশের দুগ্‌গা পোলা আসিল্। তার্গো মৈদ্দে সোটুগ্‌গা হেয়্ বাপ্রে কইল্, বাবা, বিত্তের্ যে বাগ্ মুই পামু তা মোরে দ্যাও। হেত্তে হে হেয়্গো মদ্দে বিত্ত বাগ্ হরিয়া দিল।

(ফরিদপুর জেলা : দক্ষিণ পূর্ব পৃ: ২৭৮)

কেয়ো মান্শের্ দুগা পোলা আসিল্ । হের্ মদ্দে যে সোডা আসিল্, হে হের্ বাএরে কইলো, বাযি, বিত্তার যে বাগ্ আমার্ বাগে পাইমু, আমারে দে । এই কতা হইন্যা হে তাগর্ মৈদ্দে বাগ্ কইরা দিল ।

(খুলনা জেলা : বাগেরহাট মহকুমা পৃ: ২৮০)

এ্যাক্ যোন্ মান্শির্ দুই সওয়াল্ সিলো । তার্ মদ্ধে সোটো যোন্ তার্ বাপ্রে কোলো, বাপ্, আমার্ ভাগে যে যিনিশ পড়ে তা আমারে দ্যাও । তার্পর্ তিনি তাঁর্ বিশয়্ তার্গো দুই যোন্রে ভাগ্ কোর্য়া দ্যাল্যান্ ।

(যশোর জেলা পৃ: ২৮৫)

এ্যাক্ যোনের্ দুট সল্ স্যাল । তার্গে মোদ্দি ছোট যোন্ তার্ বাপেরে কলে, বাবা, যমা যুমির যে ভাগ্ আমি পাব, তা আমারে দ্যাও । তাতে শে তার্গে বিশই ভাগ্ কোর্যা দ্যালে ।

(চট্টগ্রাম জেলা পৃ: ২৯৫)

এগুআ মান্শের্ দুয়া পোয়া আসিল্ । চোডুয়া তার্ বায়্রে কইল, বায়াযি, আঁর্ ইসার্ হম্পত্তি আঁরে দেও । তান্ যা আসিল্ তারারে ভাগ্ গরি দিল্ । (ডক্টর মুহম্মদ এনামুল হকের মতে--উগুয়া মাইন্শর্ দুয়া পোয়া আছিল্ । ছোডোয়া তার্ বায়্রে কইল্, বাযি, আঁর্ হিস্সার্ সম্বত্তি আঁরে দ্যাও । তান্ যা আছিল্ তারারে ভাগ্ গরি দিল্) ।

(নোয়াখালী জেলা : হাতিয়া পৃ: ৩০২)

এক্ যন্ মাইনশের্ দুগা হোলা আসিল্ । হিয়ার্ মৈদ্দে ছুডুগায় হেইতার্ বাফেরে কোইল্, বায়াযি, আঁর বাগে মাল্ যিগিন্ হড়ে হিগিন্ আঁরে দ্যাও । আর্ হেইতেও হেইতার্ ব্যাক্ বিত্ত হোলাইনেরে বাগ্ করি দিল্ ।

(নোয়াখালী জেলা : ছাগলনাইয়া পৃ: ৩০৯)

এক্ যনের্ দুই হোলা আসিল্ । সুডুগায় হেতার্ বাফেরে কৈলো, বায়াযি, আঁর বাগে যেগাইন্ হোস্সে হেগাইন্ আঁরে দ্যাও । হেইমতে হ্যাতার্ যা আসিল্ ব্যায়াগ্ হ্যাতার হোলার্গরে বাগ্ কোরি দিল্ ।

(রামগঞ্জ : নোয়াখালী জেলা পৃ: ৩১৩)

এক্ যনের্ দুই হুত্ আসিল্ । সুডগায়্ বাফেরে কৈল্, বাউ, আঁর্ বাগের্ যিনিশ্ হাতি যে অয়্, আঁরে দ্যান্ । বাফে তাগরে হক্কল্ বাগ্ কোরি দিল্ ।

(চাকমা উপভাষা পৃ: ৩২৭)

এক্ জনতুন্ দিবা পোয়া এল্ । চিকন্ পোয়াই তা বাবরে কল, বাবা, শম্পত্তি মর্ ভাগে জে পরে মরে দে । তার্ বাবে তার্ জে এল্ ভাগ্ দিল ।

॥ তিন ॥

কেহ কেহ মনে করেন যে সিলহেট এবং চট্টগ্রামের উপভাষায় 'ক' অক্ষরের আরবী 'খে' হরফের ন্যায় উচ্চারণ এবং ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, চট্টগ্রাম প্রভৃতি স্থানের উপভাষায় জকার স্থানে আরবী 'যে' উচ্চারণ আরব বণিকগণের সংস্রবের ফলে সংঘটিত হইয়াছে । প্রথমত: এইরূপ বিকৃত উচ্চারণ হিন্দু, মুসলমান ও বৌদ্ধ নির্বিশেষে স্থানীয় সকল অধিবাসীর মধ্যে দেখা যায় ; দ্বিতীয়ত: আরবী ভাষায় যখন 'কাফ' (ক) এবং খে, জীম (জ) এবং 'যে' দুই ধ্বনিই সমানভাবে আছে, তখন কেবল এই 'খে' এবং 'যে' উচ্চারণের জন্য আরবী প্রভাব স্বীকার করা যায় না । পূর্ব পাকিস্থানের বহু স্থানে যে শ ষ স স্থানে হকার উচ্চারণ

হয়, তাহা অবশ্য পারসী প্রভাবের ফলে নয়। মোট কথা ধ্বনি পরিবর্তনের কারণ সম্বন্ধে আমাদের ভাষাতত্ত্বানুযায়ী গবেষণা করা প্রয়োজন। পূর্ব পাকিস্থানের প্রান্ত ভাগে অনেক অনার্য জাতি বাস করে। তাহাদের ভাষার প্রভাব উপভাষার উপর থাকা অসম্ভব নহে। এবিষয়েও গবেষণার যথেষ্ট অবকাশ আছে।

ভাষাতাত্ত্বিকগণের নিকট উপভাষাগুলির বিশেষ গুরুত্ব আছে। কোনও একটি উপভাষাকে ভিত্তি করিয়া রাজনৈতিক, ধর্মীয় বা সাহিত্যিক প্রভাবে সাহিত্যিক ভাষা গড়িয়া উঠে; কিন্তু সাহিত্যিক ভাষার ইতিহাস উপভাষাগুলির মধ্যে বজায় থাকে। প্রাচীন বাংলায় একবচনে 'মই মারম,' বহুবচনে 'আহ্মে মারিঅই', মধ্য বাংলায় যথাক্রমে 'মোঞে মারোঁ', 'আহ্মে (আহ্মি) মারীএ (মারি)' রূপ ছিল। আধুনিক বাংলায় 'মুই' অসাধু বলিয়া পরিত্যক্ত হইয়াছে। 'আমি' একবচনে ব্যবহৃত হইতেছে এবং ইহার নূতন বহুবচন করা হইয়াছে 'আমরা'; কিন্তু কোনও কোনও উপভাষায় এই প্রাচীন রূপ রক্ষিত, যথা পূর্ব সিলহেটীতে 'মুই মারো', 'আমরা মারি', চাকমায় 'মুই মারঙ্', 'আমি মারি', দিনাজপুরে 'মুই মারঁ,' 'হামরা মারি', বাংলার সহোদরা আসামী ভাষাতেও 'মই মারোঁ', 'আমি মারোঁ'। দেখা যাইতেছে বাংলা সাধু ভাষার ক্রিয়ার একবচনের রূপ এবং আসামী ভাষার বহুবচনের রূপ লোপ পাইয়াছে। চাকমা ও আসামী ভাষায় 'আমি' বহুবচন। 'আমি' শব্দের পূর্ববর্তী রূপ পালি ও প্রাকৃতে 'অম্হে' বহুবচন। ইহার মূলে বৈদিক এবং আদিম প্রাকৃতে 'অস্মে' বহুবচন। সাধু বাংলা ভিন্ন সমস্ত পাক-ভারতীয় আর্য ভাষায় নিষেধাত্মক অব্যয় ক্রিয়ার পূর্বে বসে। এইরূপ প্রাচীন বাংলায় এবং মধ্যযুগের আদি পুস্তক শ্রীকৃষ্ণকীর্তনে দৃষ্ট হয়। উপভাষাগুলির মধ্যে চট্টগ্রামের উপভাষায় ও চাকমায় এইরূপ প্রয়োগই আছে এবং আসামী ভাষাতেও এইরূপ আছে। সর্বনামে প্রথম পুরুষের স্ত্রীলিঙ্গ সিলহেটী (তাই), চট্টগ্রামী (তেই, তাই, হিতি), ঢাকায় (হাতাই), ও নোয়াখালীর উপভাষায় (হেতি) আছে। আসামী ভাষায় 'তাই' এবং মারাঠী ভাষায় 'তী' রূপ আছে। আসামী ভাষার সহিত চট্টগ্রামী উপভাষার ধ্বনি ও রূপতত্ত্বে কিছু ঐক্য দেখা যায়। ধ্বনিতত্ত্বে ঘোষ মহাপ্রাণ বর্ণ ঘ ধ ভ প্রভৃতি এবং আদি হ রক্ষিত আছে। রূপতত্ত্বে আমরা দেখি (ক) সম্বন্ধে একবচনে 'র্', যেমন হাতর্, ঘরর্ ইত্যাদি। (খ) অধিকরণের একবচনে 'ত্' বিভক্তি যথা বারিত্ (বাড়ীতে), ঘরত্। (গ) সর্বনামের প্রথম পুরুষের স্ত্রীলিঙ্গ আসামী 'তাই', চট্টগ্রামী 'তাই', 'তেই' 'হিতি'। পদক্রমে আমরা দেখি নিষেধার্থক অব্যয় 'ন' ক্রিয়ার পূর্বে বসে, যথা ন গেল, ন আছিল্ (ছিল না) ইত্যাদি। এই সাদৃশ্যের কারণ কি? উত্তর বঙ্গের ভাষার সহিতও আসামী ভাষার সাদৃশ্য আছে, যেমন ধ্বনিতত্ত্বে ঘোষ মহাপ্রাণ বর্ণ ও আদি হকার রক্ষিত এবং রূপতত্ত্বে কর্মকারকে 'ক্', অধিকরণে 'ত্' বিভক্তি এবং সকর্মক ক্রিয়ার অতীত কালের প্রথম পুরুষে 'লে', যথা দিলে। পদক্রমে উত্তর বঙ্গের কোনও কোনও উপভাষায় ক্রিয়ার পূর্বে ন বসে। হইতে পারে প্রাচীন বাংলা ভাষার একটি স্রোত উত্তর বঙ্গ হইতে পূর্ব অভিমুখে আসামে প্রবেশ করে। পরে সেই স্রোত আসাম হইতে দক্ষিণ অভিমুখে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হয়। এককালে বাংলা দেশের এই পূর্ব প্রান্তের ভাষা বোধ হয় আসামীর সহিত একরূপ ছিল; কিন্তু পূর্ব বঙ্গের উপভাষার প্রভাবে তাহার বৈশিষ্ট্য লোপ হইয়া পূর্ব বঙ্গের উপভাষা গোষ্ঠির শামিল হইয়াছে। সিলহেটী উপভাষায় এবং ময়মনসিংহের পূর্বাঞ্চলে 'তাই' (she) শব্দ তাহার প্রাচীনত্ব রক্ষা করিয়াছে।

॥ চার ॥

শব্দাবলীর (Vocabulary) দিক্ হইতে পূর্ব পাকিস্তানের উপভাষার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষণীয়।

১। প্রাচীন বা মধ্য বাংলা হইতে ব্যুৎপন্ন শব্দ

উপভাষা	প্রাচীন বা মধ্যবাংলা	আধুনিক
আইয়ে (কুম, বা, ব, রং)	আইহ (ম. বাং)	এয়ো
আইয়ো (নো, বা, ব, রং)	ঐ	ঐ
আওর (পা, বা, ম, কুম, রা, ফ, খু)	আওর (ম. বাং)	আর
আঁচাভুঁয়া (রং)	আচাভুয়া (ম. বাং)	অত্যাদ্ভুত
আছাবুয়া (রং)	ঐ	ঐ

উপভাষা	প্রাচীন বা মধ্যবাংলা	আধুনিক
আছিল, আসিল (পূর্ব ও উত্তর বঙ্গ প্রভৃতি)	আছিল	ছিল
আছিন্, 'আসিল্' (ম)	ঐ	ঐ
আপনে (কুম, সি, পা)	আপনে	আপনি
আমি (কুম, নো)	হাস্বী, হাস্তী (ম. বাং)	হাই
ইওল্ (বা)	শিয়ল (ম. বাং)	শীতল, ঠাণ্ডা
ওট্ (ফ, পা)	ওঠ (ম. বাং)	ঠোঁট
ওঁট্ (ব, বা) ওঠ (বং)	ঐ	ঐ
দুরা (রা, পা)	দুলি (স্ত্রীলিং, প্রা. বাং)	কচ্ছপী
দুড্যা (রং)	ঐ	ঐ
মুসা (খু)	মুসা (প্রা. বাং)	মূষিক
হামি (উত্তর বঙ্গ)	আম্মি (আম্মে প্রা. বাং)	আমি
হিয়াল (পা)	শিয়ল (ম. বাং)	শীতল

২। সংস্কৃত হইতে প্রাকৃতের মাধ্যমে উৎপন্ন

উপভাষা	প্রাকৃত	সংস্কৃত
অত্তো (ব, রা)	অত্তা	আত্মা (দেহ অর্থে)
অর্ তো (রা)	ঐ	ঐ
আক্ লান্ (রা, দি)	অক্খালণ	আক্ষালন
আঁখ্লানো (রা)	ঐ	ঐ
আচ্'না (কুম)	অচ্চণা	অর্চনা
আবক্ খন্ (য)	আবেক্খণ্	আবেক্ষণ (তত্ত্বাবধান)
আহাংখা (বা)	আকংখা	আকাঙ্ক্ষা
উন্দর্ (খু)	উন্দুর	উন্দুর, উন্দর
উন্দুর্ (চট্ট, ম)	ঐ	ঐ
উঁদুর্ (নো)	ঐ	ঐ
উর্ (ম)	উরো	উরঃ
থলা (ঢা)	থল	স্থল
থাঐ (ম)	থবই	স্থপতি
থুনি (রা, সি)	থূণা	স্থূণা
পওন্ (ম)	পবন	পবন
মৈ (কুম, ম, ঢা, চট্ট, সি)	মাউসিআ	মাতৃস্বসৃকা
শশা (কুম)	সসঅ	শশক
শোরং (রং)	সুরণ .	শূরণ, সূরণ (ওল, হিন্দী সরন)

৩। হিন্দী হইতে আগত বা হিন্দীর তুল্য

উপভাষা	হিন্দী	অর্থ
অদুয়ান্ (রা)	অদ্‌বায়ন	খাটিয়ার পায়ের দিকের রশি
ওঁদা (কুম, পা)	ওঁওধা	উপুড়
অন্দশা (দি)	অনরসা	পিষ্টক বিশেষ
অল্ তা (রা, দি)	ওলতী	চালের প্রান্তদেশ, ছাঁচ

৩—

উপভাষা	হিন্দী	অর্থ
আউট্ (ঢা)	আহট	পদশব্দ
আওট্ (ম)	ঐ	ঐ
আকাবাকা (রা)	হক্কা বক্কা	হতভম্ব
আংগায (সি)	আংগেয্না	সহ্য করা
উক্ড়ো (খু)	উঁকড়ূঁ	হাঁটু উঁচু করিয়া বসা
উজ্ঝাট্ (রং)	উজ্ঝড়	হঠকারী
উদা (কু, পা)	অঁওধা	উপুড়
উদ্দার্ (বা, ফ)	উধার	ধার
উদ্ধোর্ (খু)	ঐ	ঐ
উধোর্ (খু)	ঐ	ঐ
উন্দা (ঢা)	অঁওধা	উপুড়
উয্যর্ (ঢা, নো)	উজড	বোকা
উল্টি (ম)	ওলতী	চালের প্রান্তদেশ, ছাঁচ
উল্তি (ঢা, কুম)	ঐ	ঐ
উলশ্ (ঢা)	উড়ুশ	ছারপোকা
উলুশ্ (ঢা, ম)	ঐ	ঐ
উল্লুশ্ (সি)	ঐ	ঐ
উরুইশ্ (ঢা)	ঐ	ঐ
উরুশ্ (ক)	ঐ	ঐ
উড়কো (খু)	উঁকড়ূঁ	হাঁটু উঁচু করিয়া বসা
ধাদশ (রা)	ঢারস	সাহস
শিপি (রং)	সীপী	শুক্তি

৪। কুতশব্দ আরবী, ফারসী, হিন্দী, ইংরেজী শব্দের অদ্ভুত বিকৃতি

উপভাষা	মূলশব্দ	অর্থ
অক্কে নক্কে (ফ, বা)	حق হক্কে না হক্কে (আঃ)	ন্যায়ে অন্যায়ে
আউটা (ব), আবুট্ (নো)	out (ইং)	আউট
আউতা ফাউতা (ঢা)	وقت فوقت রক্তান্ ফ-রক্তান্ (আঃ)	সময় সময়
আন্মুনি (চট্ট), আর্মুনি (সি)	harmonium (ইং)	হারমনিয়ম
আহাশ্ পাতাল্ (ঢা, কুম)	hospital (ইং)	হাসপাতাল
উইয্যাতি (চট্ট)	حجتی হুজ্জতী (আঃ)	তার্কিক
উইশার্ (ঢা)	هوشیار হোসিয়ার (ফা.)	সাবধান
এ্যাপট্ (ম)	Report (ইং)	রিপোর্ট"
এ্যাপারি (রা)	Referee (ইং)	রেকাবী
এ্যাপিডোবি (ঢা)	Affidavit (ইং)	এফিডেভিট
এ্যাল্ (দি)	Rail (ইং)	রেল
ওয়ক্ত (চট্ট)	همه وقت হমহ্বুক্ত (ফা. আঃ)	সকল সময়

উপভাষা	মূলশব্দ	অর্থ
ওলুকম্ (সি)	حلقوم হলকুম (আঃ)	কণ্ঠদেশ
টিগশ্ (রা) টিয়শ্ (নো) টিহাশ্ (সি) টেইশ্ (পা)	Ticket (ইং)	টিকেট
পুট্‌মেন্ (সি) পোট্ পান্ (ফ) পোট্ ম্যান্ (ফ) পোট্ মেন্ (কুম) পোট্ মেল্ (নো) পোট্‌বান্ (ঢা) ফোট্ মেন্ (কুম) হোট্ পান্ (নো)	Portmanteau (ইং)	পোর্টম্যানটো

৫। অনেক প্রাদেশিক উপভাষা সাধুভাষা হইতে উচ্চারণ বিকৃতির ফলে উৎপন্ন। কতক-গুলি এরূপ বিকৃত যে তাহাদের মূল শব্দ নির্ণয় করা কষ্টকর :

উপভাষা	সাধুভাষা
অকুকুন্ (চট্ট)	শকুন
আইট্যা (ম)	হাঁটু
আঠাই (চট্ট, নো)	অথই
আড়ু (ম), আঁড়ু (নো)	হাঁটু
আতুরা (ম)	হাতীশুঁড়া (জলস্তম্ভ)
আন্‌ডু (নো)	হাঁটু
আর্ (কুম, ঢা)	হাড়
ঐন (চট্ট)	আগুন
ঔন (চট্ট)	ঐ
হরি (ঢা)	শ্বাশুড়ী
হৈর্ (চট্ট, কুম)	ফকির
,, (ঢা, কুম)	সারান, মেরামত
,, (নো, সি)	সরিষা
,, (কুম)	পুকুর

৬। প্রাদেশিক উপভাষায় কতক অর্ধতৎসম শব্দ পাওয়া যায়

উপভাষা	সংস্কৃত
জলক্ (দি)	জলৌকা
যাপ্‌কো (খু)	যাপ্য (পুরাতন রোগ)
নপ্‌তা (কু)	নপ্তা
পিদ্‌দুব (খু)	প্রদীপ
বিরিশ্ (চট্ট) ব্যারেশ্ (কুম)	বৃষ

৭। (ক) উপভাষায় কয়েকটি বিদেশী শব্দের দেশী প্রতিশব্দ পাওয়া যায়

উপভাষা	বিদেশী শব্দ
কাতি (ম, ঢা, কুম)	কাঁচি (তু. কইন্‌চি)
টিপ্‌বাত্তি (কুম, চট্ট, ম)	torch light.
ট্রুই (কুম)	কপি, কোপি (পো. couve)
কৌনি, কিনি (ক)	কঞ্চি (তু. কম্‌চি)
ডুক্‌না (পা) ডোল্‌ (বা) ডোঁবুটি (বা) }	বালতি (পো. balde)
ড্যাব্‌রা (ম)	মুর্গ (ফা. অর্থের পরিবর্তন =মোরগ)
ড্যাব্‌ছি (ম, কুম)	ঐ (স্ত্রীলিঙ্গ)
খলি (খু)	বোতল (bottle ইং)
পর্‌কাল্‌ (রা)	ইস্পাত (পো. espada)
পুক্‌র্‌ (খু)	কামরা (পো. camara)
মধুফল্‌ (কমু)	পেঁপে (পো. papaya)
মির্‌তুয়্‌ (খু)	আনারস (পো. ananas)
মাওয়া (খু)	আতা (পো.)
মোতি (কুম)	naphthalene (ইং,)
লাফাক (পা. খু) শশা (বা) শুশা (কুম) শোশা (বং) }	খরগোশ (ফা.)
শপরিস, শফরি (সি)	পেয়ারা (পো. pera)

৭। (খ) মুসলমানী বাংলায় ব্যবহৃত আরবী ও হিন্দী হইতে কৃতঋণ শব্দস্থানে উপভাষার শব্দ।

উপভাষা	মুসলমানী বাংলা
মাঐ (কুম)	ফুপা, খালু
মাম্‌ (ক, নো, কুম)	চাচা, চাচী, ফুপু
পি (ক, কুম)	খালা, ফুপু, চাচী
খাবু (চট্ট)	চাচী
মুসা (কুম)	খালু
মুচি (কুম)	খালা
মুইনা (নো) মুছাত (কু) }	খালাত
মৈ (কুম, ম, ঢা, চট্ট, মি)	খালা
মৈশ্‌ (ম)	খালা
মৌসা (নো)	খালু

৮। উপভাষায় ব্যবহৃত আরবী ফারসী শব্দ যাহা সাধু ভাষায় অপ্রচলিত—

উপভাষা	অর্থ	আরবী বা ফারসী
দোয়াইল্‌ (ম)	খড়মের ফিতা	دوال দয়াল (আঃ)
পাইশ্‌ (কুম) পাউইশ্‌ (চট্ট) }	পাপোশ্‌	پاپوش পাপুশ (ফা.)

উপভাষা	অর্থ	আরবী বা ফারসী
পোলাদ্ (চট্ট)	ইস্পাত	فولاد ফোলাদ (ফা.)
ফোরন (চট্ট)	তৎক্ষণাৎ	فورا ফওরান্ (আং)
বযা (য, খু, রা) বদা (ঢা, কুম) বয়যা (ফ, নো, চট্ট, ঢা) বয়দা (কুম) বৈদা (সি, ম) বোযা (বা)	ডিম	بيضة বয়দ: (আং)
ম্যারায (খু, বা, ফ)	কাঁচি	مقراض মিকরায (আং)
শদফ (বন)	ঝিনুক	صدف সদফ (আং)

৯। **আসামী ভাষার সদৃশ উপভাষার শব্দ**

উপভাষা	অর্থ	আসামী
বৈড়্ (নো, বা, চট্ট) বৈর্ (নো, কুম) ভর্ (বা) ভৈর্ (নো, পা, বা) ভোঁর্ (রা)	পা	ভরি
হাতাই (ঢা) হেতি (কুম, নো) হ্যাতাই (কুম) তাই (ঢা, ম, কুম)	she	তাই

॥ পাঁচ ॥

পাক-ভারতে বাংলা দেশের উপভাষার অভিধান রচনার সর্বপ্রথম চেষ্টা করেন মি: এফ. ই. পার্জিটার তাঁহার Vicabulary of Peculiar Vernacular Bengali Words পুস্তকে (১৯২৩ খ্রী:)। ইহা 'এসিয়াটিক সোসাইটি অব বেঙ্গল' হইতে প্রকাশিত হয়। ইংল্যাণ্ডে Thomas Wright ১৮৯৩ খ্রীষ্টাব্দে দুই জিলদে Dictionary of Obsolete and Provincial English প্রকাশিত করেন; কিন্তু Dr. Joseph Wright-এর English Dialect Dictionary একটি প্রামাণ্য পুস্তক। ইহা ছয় জিলদে ১৮৯৮ হইতে ১৯০৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইহা তেইশ বৎসরের উপকরণ সংগ্রহের ফল। অতিরিক্ত জিলদ সমেত ইহার পত্র সংখ্যা ৪৬৮৪। ইহার প্রথম জিলদে ১৭,৫১৯টি একক ও সমাস যুক্ত শব্দ আছে। ইহার পরিশিষ্টে উপভাষার ব্যাকরণ এবং শব্দসূচী আছে। বাংলা ভাষা পূর্ব পাকিস্তান, পশ্চিম বাঙ্গালা এবং বিহার, আসাম ও বর্মার কোনও কোনও অঞ্চলে প্রচলিত। এই সকল স্থানের উপভাষার নমুনা সংগৃহীত হইলে, বাংলা ভাষার উপভাষার একটি সার্থক পূর্ণ চিত্র অংকিত হইতে পারিত। তাহা কবে হইবে এবং কখনও হইবে কিনা, আমরা জানি না। আশা করি আমাদের এই পূর্ব পাকিস্তানী বাংলার আদর্শ অভিধানের প্রথম খণ্ড 'আঞ্চলিক ভাষার অভিধান' সমস্ত বাংলা-ভাষাভাষীর নিকট সমাদরে গৃহীত হইবে। আমরা এই সুযোগে মাননীয় পাকিস্তান সরকার, আমাদের সংগ্রাহক এবং সহকারিবৃন্দের নিকট আমাদের আন্তরিক ধন্যবাদ জানাইতেছি। ইতি—

৩০।১।৬৪ ইং

বিনীত
মুহম্মদ শহীদুল্লাহ্
প্রধান সম্পাদক

সংকেতসূচী

অ.—অসমীয়া

অনু:—অনুশব্দ

অনু.—অনুকারক শব্দ

অব্য.—অব্যয়

অর্থপ্র.—অর্থের প্রসার

অস. ক্রি.—অসমাপিকা ক্রিয়া

আঃ—আরবী

ইং—ইংরেজী

কু—কুষ্টিয়া জেলা

কুম—কুমিল্লা

ক্রি.—ক্রিয়া

ক্রি. বি.—ক্রিয়াবাচক বিশেষ্য

ক্রি. বিণ.—ক্রিয়াবাচক বিশেষণ

খু—খুলনা জেলা

চট্ট—চট্টগ্রাম জেলা

ঢা—ঢাকা জেলা

তু.—তুর্কী

তুং—তুলনীয়

দি—দিনাজপুর জেলা

ধ্বন্যা.—ধ্বন্যাত্মক শব্দ

নো—নোয়াখালী জেলা

পা—পাবনা জেলা

পাং—পালি

পোর্ত্—পোর্তুগীজ

প্র.—প্রত্যয়

প্রাং—প্রাকৃত

প্রা. বাং—প্রাচীন বাংলা

ফ—ফরিদপুর জেলা

ফা.—ফারসী

ফ্রে.—ফরাসী

ব—বগুড়া জেলা

বহু ব.—বহুবচন

বা—বাকেরগঞ্জ জেলা

বাং—বাংলা

বি.—বিশেষ্য

বিণ.—বিশেষণ

বিণ. বিণ.—বিশেষণীয় বিশেষণ

বিপ.—বিপরীত শব্দ

বি: রূ:—বিভিন্ন রূপ

ম—ময়মনসিংহ জেলা

ম. বাং—মধ্যযুগীয় বাংলা

য—যশোহর জেলা

রা—রাজশাহী জেলা

রং—রংপুর জেলা

সং—সংস্কৃত

সর্ব.—সর্বনাম

স. রূ.—সংক্ষিপ্তরূপ

সি—সিলেট জেলা

স্ত্রী—স্ত্রীলিঙ্গ

হিং—হিন্দী

<—ইহা পরবর্তী শব্দ হইতে ব্যুৎপন্ন

>—ইহা পূর্ববর্তী শব্দ হইতে ব্যুৎপন্ন

√—ধাতু

আরবী ও ফারসী হরফের অনুলিখন পদ্ধতি

বাংলা অনুলিখন		عربی و فارسی حروف
আ, ই, উ	=	ا
ব	=	ب
প	=	پ
ত	=	ت
স	=	ث
জ	=	ج
চ	=	چ
হ	=	ح
খ	=	خ
দ	=	د
য	=	ذ
র	=	ر
য	=	ز
ঝ	=	ژ
স		س
শ	=	ش
স	=	ص
য	=	ض*
ত	=	ط
য	=	ظ

স্বর যোজন পদ্ধতি

যবর ـَ	=	অ — بَ	= ব
যের ـِ	=	ই, ি — بِ	= বি
পেশ ـُ	=	উ, ু — بُ	= বু
তন্‌বীন্ ـً	=	আন্ — مالاً	= মালান্
ـٍ	=	ইন্ — شاهدٍ	= শাহেদিন্
ـٌ	=	উন্ — ربٌّ	= রব্বুন্
জযম ـْ	=	হস্ চিহ্ন	
তশ্‌দীদ ـّ	=	বর্ণ দ্বিত্ব (প্রথম বর্ণ হস্ যুক্ত)	
آ	=	আ — آمين	= আমীন
آ - ا	=	আ — آمين	= আমীন
ـِی, ی	=	ঈ — بهی	= বিহী, فيل = ফীল
ـُو, ـو	=	ঊ — نو	= নহু; نور = নূর
واو مجهول	=	ও — هوش	= হোশ
وَ	=	ব — وكيل	= বকীল
وَا	=	বা — واحد	= বাহিদ
وِ	=	বি — وتر	= বিত্র
وُ	=	বু — وجود	= বুজূদ
عَ	=	'আ — عقد	= 'আক্‌দ
عا	=	'আ — عابد	= 'আবিদ

---

* আরবী উচ্চারণে 'দ' (কুর্‌আন ইত্যাদিতে)।

স্বর যোজন পদ্ধতি

عِ = 'ই — علم = 'ইল্‌ম

عُ = 'উ — عثمان = 'উস্‌মান

ـَوْ = অও — قوم = কওম

ـَيْ = অয় — سيد = সয়্যিদ

يَوْ = য়ও — يوم = য়ওম

عَ = আ' — نعبد = না'বুদু

عِ = ই' — نعمت = নি'মত

عُ = উ' — بعث = বু'স

مَا = মা' — ماب = মা'ব

مَا = মা — ماؤن = মাউন্

مَعْ = মা' — معنى = মা'না

مؤ = মু' — مؤمن = মু'মিন

مو = মূ — موسى = মূসা

مُعْ = মু' — معتبر = মু'তবর

اء = আ' — نساء = নিসা'; علماء = 'উলমা'

ة = : — شاة = শাঃ; عائشة = 'আই'শঃ

ه = হ্‌ — شاه = শাহ্‌; شامه = শামহ্‌

عربی و فارسی حروف	বাংলা অনুলিখন
ع	= —' ('ঊর্ধ্ব উল্টা কমা)
غ	= গ
ف	= ফ
ق	= ক
ک	= ক
گ	= গ
ل	= ল
م	= ম
ن	= ন, ँ
ر	= র
ه	= হ
ی	= য়

বাংলাদেশের

আঞ্চলিক ভাষার অভিধান

অ

অ=[কুম্, সি, রা, চট্টা]—অব্য. <হে, ওহে ॥ অ ব্যাডা হনো হনো।

২=[কুম্, সি, রা, চট্টা]—অব্য. হাঁ, সম্মতি বা স্বীকৃতিজ্ঞাপক ॥ কাম করবানি ?—অ, করমু। [<হাঁ]।

৩=[ম]—অব্য. ইহা পদের অন্তে যুক্ত হইয়া আধিক্য, বিস্ময়, শোকদুঃখ ইত্যাদি অর্থ প্রকাশ করে ॥ মাইয়্যাডা শুন্‌দরি—অ। [<ওঃ]।

অঅ=[কুম্]—অব্য. (তুচ্ছার্থে) হাঁ ॥ অঅ হ্যাতাই কত রহম করে। [<হাঁ হাঁ]।

অঅগা=[বা]—বিণ. বোকা ॥ অঅগার মত চ'ইয়া থাহো ক্যা ? [<অঅগঁ <অজ্ঞ সং]।

অঅদ্=[বা]—বি. গর্ত ॥ [<হদ<হ্রদ]।

অঅনা, অঅনি=[চট্টা]—বি. নিকট আত্মীয় ॥ [<আপনা,<আপনি]।

অঅন্=[কুম্]—ক্রি. বিণ. <এখন ॥ অঅনে তুই কোইতন্ আইসত্ ?

অও=[কুম্]—অব্য. হাঁ ॥ অও আমি আউয়্গা যাইত যামু। [<হাঁ হে]।

অ-ওক্‌ত=[ব, খু]—বি. অসময় ॥ [অ (না অর্থে)+ওক্‌ত, বক্‌ত وقت, আং]।

অওড্ডা=[চট্টা]—বিণ. এত বড় ॥ অওড্ডা পোয়াডা অক্‌করে অগা। [<এহ বড্ড=এই বড়]।

অওনা=[কুম্]—ক্রি. বিণ. এখন ॥ হ্যায় অওনা যাইব। [<অখন=এখন+আ <হ ম. বাং]।

অওন্=[চট্টা, কুম্]—ক্রি. বিণ. এখন ॥ অওন্ ট্যাহা দেখন লাগ্‌ব। [<এখন]।

২=[কুম্]—বি. যে মেয়ের সন্তান হইয়াছে ॥ অওন্ মাইয়াডা নরম ঐ গেলে। [<হওন]।

অওয়াতি=[খু]—বিণ. সঙ্গম-ইচ্ছুক ॥ অওয়াতি গাই ডাকে। [<অউঅতী< ঋতুমতী সং ; তুং পোয়াতী<পুত্রবতী]।

অওরি=[সি]—বিণ. গর্ভবতী ॥ অওরি বেডি। [অও<হও+রা কর্তৃবাচক প্র. +ঈ স্ত্রী প্র.]।

অওর্ তওর্=[কুম্]—বি. কিংকর্তব্য-বিমূঢ় অবস্থা, বিপদ, মুশ্‌কিল ॥ যেদিক দেহি হেদিকই অওর্ তওর্ ॥[<অহির-তহির হিং]।

অওর্‌পওর্=[ব]—বি. প্রহরাদি ॥ অওর্ পওর্ চ'হি, মা আর আয়ে না। [পওর <পহর<প্রহর সং ; 'অওর' অনু:]।

অওস্‌থা=[চট্টা]—বি. অবস্থা ॥ [< অবস্থা]।

অং=[রং]—বি. রং, রকম, মত, বর্ণ ॥ [<রঙ]।

অংকা=[রং, দি]—বিণ. ঐ রকম ॥ অংকা ভাল মানুশটা মরি গেল। [<অমন+কা প্র.]।

২=[কুম্]—ক্রি. বিণ. এখন ॥ আমি হ্যাবুনা খাই নাই, অংকা খামাম। [<অমন=এখন+কা ; তুং আজিকা]।

অংকার্=[কুম্, সি, রং]—বি. অহংকার, দেমাক ॥ অংকার্ কৈর না।

অংকু=[সি]—অব্য. এখন ॥ অংকু কৈ যাও ? [দেখ অংকা₂]।

অংগনি=[চট্টা]—বি. কোন মেয়ে অংগ-হারা হইলে তাহাকে এই নামে ডাকা হয় ॥ অংগনির যামাই ন আসে।

অংগারি=[খু]—বি. কয়লা ॥ [<অংগার +ই প্র.]।

অংগিয়া=[চট্টা]—বি. সাথী ॥ অংগিয়ার্-লাই মরণ অ বালা। [<সংগিয়া <সংগী]।

অংগিলা=[রা]—বিণ. <রংগিলা, রসিক ॥ অংগিলা নায়ের মাঝি।

অংগে=[চট্টা, কুম্]—অব্য. <সংগে ॥ তোঁয়ার অংগে কতা ন কৈযম।

অংশং=[সি]—বি. গোলমাল ॥ এত অংশং কিয়ের ? [অনু.]।

আঁঅলা [—ঘর]=(চট্টা)—বি. রান্নাঘর ॥ বউডা অঁঅলা ঘরত্ কিআরে ? [<আউনহালা <আগুনশালা ; দেখ—অঁলা]।

আঁড়ি=[চট্টা]—বি. <আংটি ॥ তোঁয়ার অঁড়িয়ান্ আঁর ঐঁলে ন লায়ের।

আঁতাত্=[কু]—বি. উষ্ম বা চিন্তা-বিহীন ॥ [<অতত্ত প্রাং <অতপ্ত সং= শীতল]।

আঁত্=[রা]—বি. পর্দা ॥ দরজায় অঁত্ দাও। [<অন্তঃ]।

আঁনাচার্=[নো]—বি. অত্যাচার ॥ [<অনাচার]।

আঁনে=[চট্টা]—সর্ব. আপনি ॥ অঁনে কি

করন? [<আপনে=আপনি; প্রা. বাং ও ম. বাং আপনে]।

অঁনেরা=[চট্ট]—সর্ব. আপনারা ॥ অঁনেরা কত্তুন আইস্‌সন? [<আপনেরা =আপনারা]।

অঁন্‌ধাল্‌ল্যা=[চট্ট]—বি. সন্ধ্যা বেলা ॥ অঁন্‌ধাল্‌ন্যা বাইর্‌ ন আইশ্‌। [<সন্ধ্যা-বেলা]।

অঁন্‌মাশ্‌=[চট্ট]—বি. অগ্রহায়ণ মাস ॥ অঁন মাশ্‌ গরত্‌ যাবি না? [<*আহণ <আঘন<অগ্গহায়ণ প্রাং <অগ্রহায়ণ সং+মাস]।

অঁয়নে=[চট্ট]—সর্ব. আপনি ॥ অঁয়নে ন যাইয়ন। [দেখ—অঁনে]।

অঁরত্‌=[কুম্‌]—অব্য. সশব্দে ॥ স্যারাড্ডা অরত্‌ কৈর‍্যা আইগ্যা দিসে। [ধ্বন্যা.]।

অঁরা=[চট্ট]—বি. কয়লা ॥ অঁরা দি দাঁত্‌ ডল্‌। [<আংরা <অঙ্গার সং]।

অঁর্‌খা=[চট্ট]—বি. জামা, কোর্তা ॥ অঁারো অঁর্‌খা ভালা ন আসে। [<আংরাখা <অঙ্গরক্ষক]।

অঁলা=[চট্ট; কুম্‌, নো]—বি. রান্নাঘর ॥ অঁলাত্‌ ন যাইচ্‌'। [দেখ—অঁঅলা]।

অঁলৈ=[চট্ট]—বি. আমলকী ॥ অঁাই অঁলৈ খাইতাম্‌ ন। [<আমলঈ প্রাং <আমলকী সং]।

অঁল্‌ডি=[চট্ট]—বি. আমলকী ॥ [<আমলতী=আমলকী]।

অঁশ্‌লি=[নো]—বি. হাঁসুলি, গলার অলংকার বিশেষ ॥ আগের দিনে মাইয়্যারা অঁশুলি হিন্‌ত। [<হাঁসুলি]।

অ-কত্তা=[চট্ট]—বি. বাজে কথা ॥ অ-কত্তা ন কও। [অ+কথা]।

অকত্তা-কুকত্তা=[নো]—বি. মন্দ বা বাজেকথা ॥ [দেখ অকত্তা+কুকথা]।

অকদ্‌বালাই=[দি]—বি. অসুখ বিসুখ ॥ গোরিবের অকদ্‌বালাই দুর কর খোদা। [অকদ্‌<আপদ সং+বালাই<বলা' بلا আং]।

অকন্‌=[কুম্‌, নো]—ক্রি. বিণ: <এখন ॥ অকন্‌ বাইত্‌ যামু।

অকরে=[রা]—বিণ. ক্ষুদ্র ॥

অকল্‌লা=[পা]—বিণ. যে ঝগড়াটে নয়, শান্তশিষ্ট ॥ বৌড়া বড় অকল্‌লা। [<অকলহ]।

অকা=[চা]—বিণ. বোকা ॥ স্যারাড্ডা এ্যাক লম্বরের অকা। [<অগা<অজ্ঞ সং]।

২=[কুম্‌]—বি. বক জাতীয় পাখী ॥ হেইতে বোন্দুক্‌ লৈয়া অকা শিকার কর্‌তো গ্যাসে।

অকাইট্‌লা=[রং]—বিণ. অকাজ, খারাপ কাজ ॥ যত তোর অকাইট্‌লা কাম। [<অকৃত=অকর্ত্তব্য+লা প্র.]।

অকাইঠা=[ম]—বিণ. যে কোন যুক্তিতর্ক মানে না ॥ অকাইঠারে বালা কত্তা কৈয়া লাব নাই। [দেখ অকান্‌টা]।

অকাইত্তা=[য]—বিণ. ইঁচড়ে পাকা ॥ অকাইত্তা পোলাপানের কথা শুন্‌লি অবাক লাগে।

অকাইল্‌লা=[নো]—বিণ. অসময়ের ॥ অকাইল্‌লা বোরৈ ন খাইস্‌। [অকালিঅ প্রাং<অকালিক সং]।

অকাটা=[রং]—বিণ. দুষ্ট, বদমাইশ ॥ [দেখ অকান্‌টা]।

২=[রং]—বিণ. অকর্তিত ॥ [অ+কাটা <কট্টিঅ প্রাং <কর্তিত সং]।

অকাড়ি=[কু]—বিণ. ভয়ংকর, সাংঘাতিক ॥ [দেখ—অকাটা]।

অকাঠা=[রং]—বি. কুল, বাবলা, জাম ইত্যাদি কাঠ ॥ অকাঠা কাঠের নাও টিকে না। [অ+কাঠা<কট্‌ঠ প্রাং< কাষ্ঠ সং]।

২=[ম]—বিণ. অপদার্থ, মূল্যহীন ॥ [দেখ অকান্‌টা]।

অকাত্‌=[রা]—বি. দুর্দিন, দুর্দশা, দুর্ঘটনা, বিপদ ॥ দেশে অকাত্‌ পোড়ি গেছে। [<আওকাত اوقات আং, বক্ত وقت শব্দের বহুব.=সময়, কাল; অথবা অ (স্বার্থে)+কহত قحط আং]।

অকান্‌টা=[পা]—বিণ. দুরন্ত, নিষেধ সত্ত্বেও যে কুকাজ করে ॥ অকান্‌টা সাওয়াল। [<অকাণ্ড=কাণ্ডজ্ঞানহীন]।

অকামা=[বা]—বিণ. অকেজো, অকর্মণ্য ॥ তুই অকামা মানুশ্‌। [<অকামা <অকর্মা সং]।

অকামেরগুরুঠাকুর=[পা]—বি. যে অকাজ বেশী করে ॥ [দেখ 'অকাম'+এর (সম্বন্ধে)+গুরুঠাকুর)।

অকাম্‌=[দি, পা]—বি. খারাপ কাজ, অন্যায় কাজ ॥ [অ+কাম<কম্ম প্রাং <কর্ম সং]।

অকারত্‌=[ম]—বিণ. বৃথা, অনর্থক ॥ আমার শব খাট্‌নি অকারত্‌ গ্যাসে। [অকারত হিং <অকার্যার্থ সং]।

অকারি=[ম]—বিণ. অকেজো ॥ তোমার লাহান্‌ অকারি মানুশ্‌ আর দেহি না। [অ+কারী=কারক, যে করে]।

২=[রা]—বি. অনুপযুক্ত, কাঁচা, আনাড়ী ॥ অকারির হাতে একাজ্‌ দিও না।

অকুড়া=[রা]—বি. মুড়কি ॥ খৈ অকুড়া মাখে দৈ খাচে।

অকুপ্‌=[সি]—বি. বিবেক ॥ [বকুফ وقوف আং]।

অকুলান্‌=[ফ]—বিণ. অসহ্য ॥ [অ+কুলান <√কুল+আন]।

অকে=[রং]—সর্ব. ওকে, উহাকে ॥ অকে ডাকি দ্যান্‌ত বাহে। [<ওকে=উহাকে]।

অকেয়া=[কুম্‌]—বি. ঘটনা ॥ এই অকেয়ার আমি কিছুই বানি না। [<রাকিআ: واقعه আং]।

অকেল্‌=[রা]—বি. নাকের গহনার পাথর বিশেষ ॥ বিয়ের শময় লৌক্‌ অকেল্‌ দিচে। [<'আকীক عقيق আং]।

অক্যাচ্‌চর্‌=[রং]—বি. আবর্জনা ॥ [অ (স্বার্থে)+ক্যাচচর<কীচড় کیچڑ হিং =কাদা; দেখ অখচর]।

অক্যান্‌=[য]—বি. ছল, উপলক্ষ ॥ কোন্‌ অক্যান্‌ আইস? [দেখ অখেন]।

অকৈত্তা=[ম]—বিণ. তুচ্ছ জিনিস, অকথ্য বস্তু ॥ [<অকথ্য]।

২=[ম]—বি. মেয়ে, কন্যা ॥ আমুনার ঊপুগ অকৈত্তা ছিল।

অক্=[রা]—সর্ব. উহাকে, তাহাকে ॥ অক্ আর কি কম, অর মোর কোন কথাই শুনে না। [<ওকে]।
২=[কুমু]=বি. বমি ॥ বারে বারে অক্ কর ক্যা? [অনু.]।
৩=[ব]—বি. লম্বা গলা ও উন্নত দেহধারী পাখী বিশেষ ॥
৪=[ম]—বিণ. হ্যাংলা, লম্বা (ব্যংগার্থে)॥

অক্অকা বাইত্=[সি]—বি. মুখ ভরিয়া বমি ॥ কিতা খাইস্লায়, অক্অকা বাইত্ কররায়? [<অক্অকা (অনু.)+বাইত <বমিত]।

অক্অক্=[ঢা]—অব্য. ফুটফুট ॥ বাইরে যোস্না অক্অক্ করতাসে। [অনু.]।

অক্কত্=[ম]—অব্য. হঠাৎ ॥ শশান থাইক্কা অক্কত্ বয় আইল্। [<অকস্মাৎ]।

অক্কয়্=[সি]—ক্রি. বিণ. নিশ্চিত, নির্ঘাত ॥ আর্ অক্কয় বারি বাইমু। [<অক্ষয়]।

অক্করে=[কুম, চট্ট, কু]—ক্রি. বিণ. একেবারে ॥ এবার অক্করে গোরিব মরতাসে। [তুং একেবারে; এক+বার+এ=একেবারে]।

অক্কর্=[পা, কু]—ক্রি. বিণ. ধীরে, স্থির হইয়া ॥

অক্কা=[রং]—বি. বাজপাখি ॥ গাছের ডালত্ অক্কা বৈছে। [দেখ অকা₂]।
২=[ঢা]—বি. বোকা ॥ অক্কার মত চাঁইয়া রৈস ক্যা? [দেখ অকা₁]।
৩=[ক]—বি. ভেক, ছদ্মবেশ ॥ অক্কা ধৈরা থাক্লেই ঐব না, গুণদ্ থাইতে ঐবো।

অক্কাত্=[ঢা]—বি. বমি, উদ্গিরণ ॥ স্যারাডা অহনে খাইয়া অহনেই অক্কাত কৈরা ফালাইয়া দিল। [ওক্না اوکنا হিং=বমি করা]; [ধ্বন্যা.]।

অক্কার্=[কুমু, ম]—বি. ষাঁড় গরুর ডাক ॥ [অনু.]।

অক্কালার্জে=[ম]—ক্রি. বিণ. অতি সহজেই ॥ [<অক্লেশে]।

অক্কি=[খু]—বি. একতা ॥ তাদের মৈদ্দে অক্কি নাই। [<ঐক্য]।

অক্কি দেওয়া=[ব]—ক্রি. আচমকা দেহভংগি সহ ভয় দেখান ॥ তুমি অক্কি দ্যাওনে বুরগিড়া পলাইসে।[<হুমকি]।

অক্কুম্=[চট্ট]—বি. শকুন ॥ অক্কুম বড় পৈখ্। [<হকুন<শকুন সং; অন্যরূপ—হক্কুন, হক্কুম]।

অক্কেও নক্কেও=[ঢা]—ক্রি.বিণ. কারণে অকারণে ॥ তুই অক্কেও এই কতা কস্, নক্কেও কস্। [হক্কেও+না হক্কেও; হক্ حق আং]।

অক্কে নক্কে=[ফ, ঢা]—ক্রি. বিণ. অনর্থক ॥ কামাল্ হ্যার পোড বাইডারে অক্কে নক্কে মারে। [দেখ অক্কেও নক্কেও]।

অক্কের তনে নক্কে=[চা]—বি. কিছু হইতে কিছু ॥ অক্কের তনে নক্কে ঐলেই তুই এই কতা কস্। [<হক্কের তনে (=হইতে) না হক্কে]।

অক্কৈ=[কুমু]—বিণ. <একই ॥ অক্কৈ গাসে পানরে বাই, অক্কৈ গাসে গুয়া।

অক্খন্=[ম]—ক্রি. বিণ.<এখন ॥ আমি অক্খন যামু।

অক্খ্যাম্=[পা]—বিণ. প্রচুর, অনেক ॥ এইবার যোমিতে অক্খ্যাম দান্ ঐসে। [<অহক্খন<অসংখ্যান সং]।

অক্গলন্তি=[চট্ট]—বি. ঘৃণা, অবজ্ঞা (মুখের বমির মত) ॥ ['অক' অনু. (বমি)+গলন্ (উদ্গিরণ)+তি প্র.]।

অক্টা=[রা]—সর্ব. ওটা ॥ অক্টা তোমার।

অক্টা অক্টা=[ম]—বি. বমি বমি ভাব ॥ আমার অক্টা অক্টা কর্তাসে। [<অক্ (=বমি, দেখ অক্গলন্তি)+টা প্র.]।

অক্টানি=[ম]—বি. উদ্গার, বমি বমি ভাব ॥ [অক্টা (দেখ অক্টা অক্টা)+নি. প্র.]।

অক্ত মাদান্=[ম]—বি. সময় অসময় ॥ পুলাডার অক্ত মাদান নাই, যখন ইস্সা খাইত চা'য়। [বক্ত وقت আং=সময়+মাদান<মধ্যাহ্ন, অসময় অর্থে]।

অক্ত শাঁও=[ব]—বি. রক্ত আমাশয় ॥ মুঁড়ির অক্ত শাঁও ঐসে [অক্ত<রক্ত+শাঁও<আমাশয়]।

অক্তি অক্তি=[রং]—ক্রি. বিণ. ঠিক সময়ে ॥ অক্তি অক্তি করিছিনু। [বক্ত وقت আং=সময়+ই প্র.]।

অক্তালো=[রং]—ক্রি. লুকাইয়া রাখা ॥ অক্তা কোরি থোও। [অক্ত<বক্ত وقت আং (=সময়) নাম ধাতু+আলো প্র. মূল অর্থ সময় করা]।

অক্তালাশ্=[পা]—বি. খোঁজখবর ॥ তার কোন অক্তালাশ্ নাই। [<হক তালাশ=ঠিক সন্ধান; হক حق আং+তলাশ تلاش তু.]।

অক্তিয়া=[ঢা, ম, সি, কুমু]—বিণ. সাময়িক, যথাকালীন, সময়োচিত ॥ অক্তিয়া নামায আদায় কৈর। [অক্ত+ইয়া প্র. অক্ত<বক্ত وقت আং]।

অক্তো=[ব, রা]—বি. রক্ত ॥ টাট্কা অক্তো পৈড়্চে। [<রক্ত]।

অক্দমা=[ম]—বিণ. বোকা, হতভম্ব ॥ অক্দমার মত খাড়ৈয়া রৈস ক্যা? [<অকর্মা; দেখ অকামা]।

অক্নাহক্=[ঢা]—বিণ. অপ্রাসংগিক, ভালমন্দ চিন্তা না করিয়া ॥ অক্ নাহক কতা কৈও না। [<হক+নাহক; হক حق আং]।

অক্নে=[রং]—বিণ. অতটুকু ॥ [ঐ+কনে=টুকু]।

অক্শু=[ম]—বি. নিড়ানি ॥

অখচ'র্=[চট্ট]—বি. পায়খানা, মল ॥ রাস্তার ডাকত্ অখচ'র্ গরৈয়ে। [দেখ অক্যাচচর]।

অখন্ তখন্=[সি]—বিণ. মুমূর্ষু অবস্থা ॥ রোগির অখন্ তখন্, ডাক্তরের সম মাপ্। [<এখনতখন]।

অখস্ত=[খু]—বিণ. অতি খারাপ, অধম্য ॥ [<অ (স্বার্থে)+খস্ত<খস্তহ্ خستہ ফা.]।

অখাইল্=[রং]—বিণ.অনর্থক ॥ এত

টাকা পৈশা নুই অখাইল্ খরচ্ করলু। [<অ (স্বার্থে)+খয়লে خیلے ফা.= অতিরিক্ত]।

অখান্‌দা=[পা]—বিণ. অনুপযোগী॥ অখান্দা যিনিশ্ দিয়া কর্‌মু কি? [<না খান্দহ্ ناخوانده ফা.= অনাহুত]।

অখাবখা=[সি]—বিণ. নির্বোধ॥ অখাবখা পোয়া। [<হকবকা হিং]।

অখাসুত=[য]—বিণ. বেমানান, কুশ্রী॥ অখাসুত মাইয়ার লগে পুলার বিয়া দিও না। [দেখ অখসুত]।

অখুইয্‌যা, অখুয্=[য]—বিণ, নিখোঁজ নিরুদ্দেশ, গা ঢাকা॥ তিনমাশ্ থাইক্কা গ্যারাডা অখুইয্ বা ঐয়া রৈসে। [অ+খুঁজ+ইয়া প্র.]।

অখেন্=[বা]—বি. কুক্ষণ; যেমন দুপুর, সন্ধ্যা—এই সময়কে খারাপ মনে করা হয়॥ এই বরাযাবে অখেন্‌টায় পাহার খাইলি, কপালে না যানি কি আসে। [অ+খেন<খন<ক্ষণ সং]।

অখেল্=[ব]—বিণ. অযথা॥ মাহ্‌লায় অখেল্ টাকা খরচ' ঐসে। [দেখ অখাইল]।

অখৈয্যা=[চা]—বিণ. নিখোঁজ॥ তুই হারাদিন অখৈয্যা ঐয়া কৈ থাগুলি? [দেখ অখুইয্‌যা]।

অগ=[কুষ্]—সর্ব. উহাদের, তাহাদের॥ অগ বাইত্ যা। [<ওগ<উহাক, ক সম্বন্ধের বহুবচনের বিভক্তি]।

অগত্ ত্তো=[কু]—ক্রি. বিণ. অন্ততঃ॥ [<অগত্যা, অর্থের বিকৃতি]।

অগান্=[সি]—ক্রি. বিণ. এখন॥ অগান আল্লার নাম্ লও। [<অখন <এখন]।

অগারি=[ক, বা]—বি. ওদের বাড়ি॥ অগারি যাইমু না। [<অগ (=ওদের) +বারি (বাড়ি)]।

অগর বগার্ = [রং] — বি. কায়দা কৌশল॥ [অনু.]।

অগাল্=[চা]—বিণ. সকল॥ হেইতে অগল্‌রে নৈ থাহে। [<সকল]।

অগা=[চা, চট্ট, য]—বিণ. বোকা॥ অগা মানুষটা স্যারা। [দেখ অকা]।

অগাই=[য]—বিণ. অবুঝ, বুদ্ধিহীন॥ [দেখ অগা+ই প্র.]।

অগাইচ'নি=[ফ]—বিণ. বোকা, গোবর গণেশ॥ [দেখ অগাই+চনি(<চণ্ডী—একটি নাম); দেখ অগাচ'নুড়ি, তুং উড়নচণ্ডী]

অগাচ'ন্‌ড়ি=[য, খু]—বিণ. বোকা॥ অগাচ'নুড়ি ব্যাডার কাসে মাইয়া বিয়া দিস্ না। [অগা<অজ্ঞ সং+চণ্ডী; তুং উড়নচণ্ডী]।

অগাচিলা=[রা]—বিণ. আলস্যপরায়ণ, কাজকর্মে উদাসীন॥ [<অংগচিলা]।

অগাত্=[পা]—বিণ. অসংখ্য॥ আইয্ বাযারে অগাত্ মাস উইট্‌সে। [অগাধ], দেখ অগ্যাত]।

অগার্=[ফ]—সর্ব. ওদের॥[অ=ও+গার্ সম্বন্ধের বহুবচনে]।

অগিন্‌না=[রং]—বিণ. যাহা ঘৃণার কাজ নয়॥ [<অঘৃণ্য]।

অগিরা=[রং]—বিণ. আবৃত নয় যে জমি॥ [অ+ঘিরা]।

অগু=[সি]—সর্ব. ঐটা, ওটা॥ [<অগো =অ (=ও)+গো]।

অগুইন্=[সি]—সর্ব. ঐগুলি (প্রাণীদের বেলায় প্রযোজ্য)॥ [<অ (=ঐ)+ গুইন (=গুলিন্)]।

অগুইন্‌তা=[সি]—সর্ব. ঐগুলি (বস্তুর বেলায় প্রযোজ্য)॥ [দেখ অগুইন+ তা প্র.]।

অগুতা=[সি]—সর্ব. ওটা, ঐটা॥ অগুতা দ্যাও চা'ইন, দেখি বালানি? [দেখ অগু+তা প্র.]।

অগুন্=[চট্ট]—বি. আগুন॥

অগুম্=[রং]—বি. অনিদ্রা॥ মোক্ অগুম্ নাগা ধর্‌ছে। [<অ+ঘুম]।

অগুরে=[সি]—সর্ব. তাহাকে॥ অগুরে কৈলাম। [দেখ অগু+রে কর্মবিভক্তি]।

অগুর্=[সি]—বিণ. গভীর॥ খাবার খাবিরে অগুর্ বংশলে মিনুখানম্ দিলাম। [<অ (স্বার্থে)+গুরু]।

অগিন্, অগিন্=[চা, ফ]—ছিঃ ছিঃ॥ অগিন্ অগিন্, এই কতা কওন্ যায়? [<ওঘিণ ওঘিণ <ওঃ ঘৃণা ওঃ ঘৃণা]।

অগ্যাত্=[য]—বিণ. গভীর॥ পুকুইর্ ডাত্ অগ্যাত্ পানি। [<অগাধ]।

অগৈর্‌গ্যা=[চট্ট]—বিণ. যে কাজ করা হয় নাই॥ কত কাম্ অগৈর্‌গ্যা রৈয়ে। [অ+ গৈরগ্যা <করিক <কারিক সং]।

অগো=[ফ, বা]—সর্ব. উহাদের॥ অগো বাড়ি কৈ? [অ<ও+গো (='দের)]।

অগোকুলা=[রং]—বি. যে পানির পাত্রে হাত ডুবানো হয় নাই॥ ঠিল্লার পানি অগোকুলায় আছে। [অ+গোকুলা (=ঘোলা)]।

অগোড়্=[রং]—বি. <রগড়॥ বেজার অগোড় হোলো।

অগোর্=[নো]—সর্ব. ওদের॥ অগোর্ বাড়ি যাম্ না। [<ও+গোর (=দের)]।

অগ্=[পা]—বি. বক॥ [দেখ অক্১]
২=[ম]—বি. ধমনি, শিরা॥ অগ্ কাটলে সিল্‌সিলি অকত পরে। [<রগ رگ ফা.]।

অগ্‌গুয়া=[কুষ্]—বিণ. একটি॥ আঁল্লাই অগ্‌গুয়া ডালম্ আইন্ ন। [<এক+গো]।

অগ্‌গেরান্=[খু]—বি. অগ্রহায়ণ মাস॥ [<অগ্রহায়ণ]।

অগ্‌গেলামি=[নো]—বি. অগ্রাহ্য॥ বড় মনের কজা অগ্‌গেলামি করা বালা না।

অগ্‌গ্যা=[নো]—বিণ. একটা॥ অগ্‌গ্যা টেহা দে। [<এক+গো]।

অগ্‌গো=[কুষ্]—অব্য. আদরসূচক শব্দ॥ অগ্‌গো আমার চাঁন্। [<ওগো]।

অগ্‌গোয্=[কু]—বিণ. গভীর, অনেক॥ [<অগাধ্য]।

অগ্‌ভরাশা=[ব]—বি. ছট্‌ফটানি॥ ওগে (রোগে) অগ্‌ভরাশা লাগ্যা গ্যাছে। [<রগ্ ব রেশহ্ رگ و ریشه ফা.]।

অগ্‌দমা, —দোমা=[য, ব]—বিণ. নির্বোধ, বোকা ॥ লোক্‌টা বর অগ্‌দমা। [দেখ অকাবা]।

অগ্‌লা=[চা]—বিণ. একটা ॥ আমারে অগ্‌লা আব্‌ দ্যাও। [অগ<এক+লা প্র. (=টা)]।

অঘা=[রা]—বিণ. অকেজো ॥ অঘা চাকর। [দেখ অগা]।

অঘামবাজি=[রা]—বিণ. অকেজো ॥ [দেখ অঘা+ভবানী ; দেখ অগাচ'নড্ডি]।

অচ'কৃকা=[ম]—অব্য. হঠাৎ ॥ অচ'কৃকা ম্যাগ্‌ আইসে। [<আচমকা সং]।

অচক্‌ঘাত্‌, অচঘ্‌থাত্‌=[রা]—অব্য. হঠাৎ ॥ [<অকস্মাৎ সং]।

অচ'ম্‌পিত্‌=[কুম্‌]—বিণ. আশ্চর্য ॥ তার কাম দেইখ্যা অচ'ম্‌পিত্‌ ঐসি। [<আচম্বিত]।

অচ'ম্বিত্‌=[সি]—বিন. আশ্চর্যান্বিত, বিস্মিত ॥ এই কতা হইন্যা অচ'ম্বিত ঐসি। [দেখ অচ'ম্‌পিত]।

অচ'মৈত্যা=[চা]—বিণ. স্বল্পশ্রমে কাতর যে ॥ চি'রাকুড়া অচ'মৈত্যা মাই নশের কাম্‌ না [<অশ্রমিত সং]।

অচ'ম্বিত্‌=[চা]—বিণ. বিস্ময়কর ॥ এ্যামন অচ'ম্বিত্‌ কতা আর হুনি নাই। [<আশ্চর্যিত=আশ্চর্যান্বিত]।

অচি'ক্=[ম]—বিণ. অসম্ভব ॥ [অ (স্বার্থে)+চিক<চকিত সং]।

অচি'ন্যা=[চা]—বিণ. অপরিচিত ॥ [<অচেনা]।

অচি'মত্‌ =[চট্ট]— বি. উপদেশ ॥ বেইতে অচি'মত কোবি গেইয়ে। [বশীয়ত وصیت আং]।

অচুকা=[রং]—বিণ. অজানা, অজ্ঞাত ॥ অচুকা মানুশ্‌টাহ্‌ কোন্‌টে পাইলেন্‌? [অ (স্বার্থে)+চুকা<চুক প্রাং=ভুল]।

অচুনি=[রা]—বিণ. বদমাইশ ॥ অচুনি মাগি। [অ (স্বার্থে)+চুনি√চুন্‌ (সহবাস করা)]।

অচ্যাঠা=[রা]—বিণ. অজ্ঞান ॥ বোগিটা অচ্যাঠা হয়া গ্যাছে। [<অচেষ্ট সং]।

অচৈ'নুন=[চা]—বিণ. অচিন্ত ॥ গরুদের ঠ্যালায় অচৈ'নুন ঐয়া গেসি। [অ+চমন <چمن ফা. (=আরাম) ; কিংবা <অচৈতন্য]।

অচ্'অসা=[চট্ট]—বি. প্ররোচনা ॥ [<বসবস: وسوسه আং]।

অছুকা=[রং]—বিণ. বাজে কথা ॥ অছুকা কথা কৈন্‌ না। [<অচচুক প্রাং <অত্যুক্ত সং]।

অছুচ্‌=[রং]—বিণ. <অশৌচ, অশুদ্ধ ॥

অজভুট্‌টি=[রা]—বি. গুজব ॥ এগব্‌ অজভুইট্টি কথা কৈ পাও? [<অদ্ভুত+টি]।

অজা=[দি]—বি. রোপণ ॥ তোমার ভুঁই অজা কদ্দুর? [উঅজ্জই<উৎপদ্যতে সং]।

অজাংগল্=[রং]— বিণ. বেয়াদব ॥ অজাংগলের মত কথা কৈণ্‌ না। স্ত্রী: অজাংগলি। [অ (স্বার্থে)+জংগল ; জংলী হিং(=বন্য, অসভ্য)]।

অজিরন্‌=[রা]—বিণ. <অজীর্ণ ॥ হাজেবাজে খালি অজিরন্‌ হয়।

অজুত্‌=[রং]—বিণ. অমনঃপুত ॥ ক্যাঁ, কথাটা অজুত্‌ হৈল? [<অযুক্ত]।

অজ্‌গপি=[রা]—অব্য. অযথা, অকারণে ॥ অজ্‌গপি ডাকিস্‌ না। [<আয্‌গয়বী ازغیبی (=অদৃশ্য হইতে) আয্‌ ফা.=হইতে, গয়বী আং=অদৃশ্য]।

অজ্‌বিন্‌না=[রা]—বিণ. অতি হীন প্রবৃত্তির ॥ [<অতি জঘন্য]।

অজ্‌বুত্‌=[রা]—বিণ. জাঁদরেল ॥ [<রজপুত<রাজপুত্র]।

অজ্‌লাহ্‌=[রা]—বিণ. ন্যায্যমূল্য হইতে বেশী নয় ॥ [আস্‌লুহ اصله আং]।

অব=[চট্ট]—অব্য. ওহে ॥

অবংলামা=[পা]—বিণ. যাহাকে পোষ মানানো হয় নাই ॥ অবংলামা লোক বড় বিরক্ত করে। [<অ + বংলামা <জোয়াল+আনা প্র.]।

অবকল্‌=[র]—ক্রি. বিণ. অযথা, অনর্থক ॥ হ্যা অ্যাহা খাইক্যা অবকল্‌ কিইয়া আইল। [<অকারণ]।

অবকৃকা=[বা]—বিণ. নির্বোধ, বোকা, বর্বর, অলস ॥ এমুন অবকৃকাকে কেডা মাইয়া দিব? [<অশ্রমিক কিংবা অজ-বোকা]।

অবম্=[কুম্‌]—বিণ. হজম ॥ আমার পেডে কিস্‌সু অবম অয় না। [<হদম هضم আং; হযম ফা. উচ্চারণ]।

অবর্‌ লশ্‌কর্=[খু]—বিণ. স্থূলাকৃতি, ভীষণাকৃতি ॥ [অজর+লশ্‌কর لشکر ফা.=সৈন্য : হয়ত অজরলশ্‌কর নামে মোটা লোক ছিল, তাহার নাম হইতে]।

অবল্‌=[পা, চট্ট]—বিণ. উঁচু ॥ [<উচ্চল =উচ্চ+ল প্র.]।

অবহত্‌ত=[ব]—ক্রি. বিণ. অহেতুক ॥ [<অজহথ প্রাং<অযথার্থ সং]।

অবা=[সি]—ক্রি. বদলানো ॥ ট্যাকাটা অবাইয়া দ্যাও!

অবাইত্তি=[পা, ফ]—বি. নীচুবংশের লোক ॥ [<অজাতি]।

অবাইত্যা=[চা]—বিণ. অজাতের ॥ তুই অবাইত্যা পোলা। [<অজাতিয়া<অজাতিক]।

অবাইন্‌বত্‌=[কু]—বিণ. অজানা, অচেনা ॥ [দেখ অবান্‌বি]।

অবাগর্‌=[কুম্‌]—বি. রাত জাগা ॥ কয় দিনের অবাগরে শরিল্‌ডা খারাপ কৈরা লাইসে। [<উজাগর<উজ্জাগর সং]।

অবাগা=[চট্ট]—বি. খারাপ জায়গা ॥ [অ+জগহ্‌ جگہ হিং]।

অবাত্তা=[পা]—বিণ. নিম্নবংশজাত ॥ [<অজাতি]।

অবাত্‌=[ব]—বি. আগাছা, ভেজাল ॥ [<অজাতি, অর্থের বিকৃতি]।

২=[বা]—বিণ. দুষ্ট প্রকৃতির স্ত্রীলোক ॥ [অ+জাত]।

অবানি=[সি]—ক্রি. বিণ. বলকাল ॥ [অজানি<জান=অজ্ঞাত ; দেখ অবা+নি প্র.]।

অবাজিবে=[সি]—বি. অজ্ঞাতে, অজ্ঞাতে ॥ [অ+জানিব جانب আং+এ বিভক্তি]।

অযাজ্‌বি=[কু]—বিণ. অজানা, অপরিচিত ॥ [<আজনবী اجنبی আঃ]।

অযার্‌=[ব]—বি. কবর ॥ অযার দেইক্‌খা মউতের কতা মনে অয়। [<মযার مزار আং]।

অযি=[কুম্‌, চা]—বি. হাজি ॥ অযিপান্‌ মানুডা মযর বালা। [<হাজী حاجی আং]।

২=[ফ]—বি. লম্বা জামা ॥ অযি গায় দিলেই মোল্‌লা অয়না। [অর্থ প্র.]।

অযিরা্ন্‌=[সি]—বি. কৃমি ॥ প্যাডত অযিরান্‌ ঐসে [<অজীর্ণ, অর্থ প্র.]।

অযেআয্‌=[কুম্‌]—বি. আগল, মূলধন ॥ [<আদ্যে আদ্য]।

অযেন্‌না=[য]—বিণ. অতিরিক্ত ॥ ভুদ খাইয়া সে অযেন্‌না ট্যাহা করসে।

অযোম্‌মা=[য, খু]—বিণ. শস্য উৎপাদনের অভাব ॥ [<অজন্মা]।

অযোয়াইলা=[পা]—বিণ. যাহাকে যৌয়াল দেওয়া হয় নাই ॥ [অ+যৌয়া <যুগ আল (স্বার্থে)+ইআ প্র.; দেখ অযংলানা]।

অয্‌১=[ম]—বিণ. সর্বপ্রথম ॥ [<অজ্জ প্রাং<আদ্য সং]।

২=[ম, কুম্‌, চা]—বি. হজ্জ ॥ [>হজ্জ حج আং]।

৩=[কুম্‌]—বিণ. আসল, মূল অংশ, ন্যায্য পারিশ্রমিক ॥ [দেখ অয্‌১]।

৪=[চট্ট]—বি. নাপিতের যন্ত্রপাতি রাখিবার থলে ॥

অয্‌আগে=[ঢা]—অব্য. সর্বাগ্রে ॥ অয্‌আগে আমি ইদের চান্‌ দেখ্‌সি। [দেখ অয্‌১+আগে]।

অয্‌কামান্‌=[ঢা]—ক্রি. পরিশ্রান্ত হওয়া, হয়রান হওয়া (ব্যংগার্থে)। [<হজ্জ+কামান (উপার্জন)]।

অয্‌গোই=[পা]—বিণ. গভীর, অথৈ ॥ এই পুকুরে অয্‌গোই পানি। [দেখ অয্‌পনি]।

অয্‌বুত্‌=[সি]—বিণ. যাহাদের কাণ্ডজ্ঞান নাই, কেবল গায়ের জোরে কাজ করে ॥ [<অদ্ভুত]।

অয্‌মা=[ঢা]—বিণ. বোকা, নোংরা ॥ তয্‌ মত অয্‌মা পোলার ল্যাহাপরা অয় না। [অ (স্বার্থে)+জমা<জম্ম প্রাং <জাল্ম সং=মূর্খ; আ'জম عجم আং =বোবা]।

অয্‌যুক্যা=[চট্ট]—বিণ. অতি একগুঁয়ে ॥

অয্‌শাব্‌=[ফ]—বি. শ্বশুর ॥ অয্‌শাব্‌ আইসে নাইঅর নিত। [অজ<অজ্জ প্রাং<আর্য সং+সাব<সাহিব صاحب আং]।

অটক্‌কা=[ফ, পা]—অব্য. হঠাৎ ॥ অটক্‌কা কোন কাম্‌ কৈর না। [<হঠাৎ+কা প্র.; তুং উচক্‌কা কিংবা<অতর্কা=অতর্কিতে]।

অটেল্‌=[ঢা]—বি. হোটেল ॥ [হোটেল —Hotel ইং]।

অটল্‌শা=[ম]—বিণ. অলস ॥ পোলাডা বারি অটল্‌শা।

অটা=[দি]—সর্ব. এটা ॥ [<ওটা]।

২=[ষ, খু]—বি. বারান্দা, হাতিনা, ওটা ॥ [<অট্ট সং]।

অটাইম্‌=[ম]—ক্রি. বিণ. অসময়ে ॥ অটাইনে কৈ যাস্‌। [<অ+টাইম Time ইং; দেখ অন্‌টাইম]।

অটাট্‌টু=[পা]—বিণ. অসম্ভব ॥ অটাট্টু কতা।

অটানো=[রা]—ক্রি. প্রকাশ করা ॥ [<রটান ; র>অ]।

অটাল্‌=[ম]—বিণ. পর্যাপ্ত ॥ অটাল বাত নশ্‌ট ঐসে। [<অডাল<অঢেল; দেখ অডালা]।

অটি=[রা]—অব্য. ঐখানে ॥ [<ঐ ঠাঁই]।

অটিপটি=[বা]—বি. লজ্জা, শরম ॥ [আটি অনু:+পটি=পর্দা]।

অটু=[সি]—বি. মাছ ধরার যন্ত্র ॥ অটু লৈয়া মাস্‌ ধরা যাইব।

অটে=[রা]—অব্য. ঐখানে ॥ দ্যাঁক, অটেই থুঁচু। [দেখ অটি]।

অটে নটে=[ম]—ক্রি. বিণ. অনর্থক ॥ অটে নটে আমারে অয়রান্‌ বানাও ক্যা। [<অট্টে অনট্টে প্রাং <অর্থে অনর্থে সং]।

অট্‌=[চা]—বি. আদেশ পালনে অনিচ্ছা ॥ অট্‌ করস্‌ ক্যা? [<হঠ]।

অট্‌অটা=[রং]—বিণ. বড়বড় ॥ [অনু.]।

অট্‌কাড়া=[রং]—বিণ. অশান্ত, অশিষ্ট ॥ অট্‌কাড়া ছাওয়াল। [<হঠকারী]।

অট্‌কানো=[ধ]—ক্রি. বমি করা ॥ স্যারাডা অট্‌কাইতাসে। [দেখ অট্‌কি]।

অট্‌কি=[ম]—বি. উদ্‌গার ॥ তার অট্‌কি আইতাসে। [<উঠ+কি প্র. √উঠ্‌ বমন অর্থে, তুং ওলাউঠা]।

অট্‌টা=[সি]—বি. জেরা, বাগ্‌বিতণ্ডা, তর্ক ॥

অট্‌টামি=[কুম্‌]—বি. একগুঁয়েমী ॥ হ্যায় অট্‌টামি কৈরা বাইত্‌ গ্যাল। [<হঠ+আমি প্র.]।

অট্‌টি=[ম]—অব্য. দূরে ॥ [<ঐ ঠাঁই]।

২=[ম]—অব্য. কোথাও ॥ আমি আইয্‌ অট্‌টি যাইতাম্‌ না।

অট্‌টি অট্‌টি=[ম]—বি. খেলা বিশেষ ॥

অট্‌টে=[রং]—অব্য. ওখানে ॥ [ঐ ঠাঁই]।

অট্‌টৈ=[কুম্‌]—বি. হরিতকী ॥ অট্‌টৈ খাইলে অযম্‌ অয় বেশি। [<*অর্তকী <হরিতকী, তুং হট্‌টৈ (চট্ট)]।

অঠিগোনা=[রা]—বি. এখানে ওখানে ॥ [<ঐ ঠাঁই+কোনা]।

অঠৈ=[ঢা]—বিণ. থৈ পাওয়া যায় না যাহাতে ॥ আমাগো পুকুরে অঠৈ পানি। [<অথই<অথাহ প্রাং<অস্তাঘ সং]।

অঠ্‌ অঠ্‌=[ম]—ক্রি. বিণ. অনিচ্ছুকভাবে ॥ অঠ্‌অঠ্‌ করলে কি কাম অয়? [<ওঠ ওঠ]।

অঠ্‌কারে=[সি]—ক্রি. বিণ. ঠাহর না করিয়া, না চিনিয়া ॥ [<অটকল (=অনুমান) হিং]।

অডক্‌কারে=[ঢা]—ক্রি. বিণ. হঠাৎ ॥ অডক্‌কারে কতাডা কৈয়া ফালাইলি। [দেখ—অডক্‌কায়]।

অডক্‌কার্‌=[ম]—অব্য. হঠাৎ ॥ অডক্‌কার্‌ পৈরা গ্যাল। [<হঠাৎকার]।

অডল্‌=[ম]—বি. সরাই ॥ [হোটেল—Hotel ইং]।

অডশ্‌কার্‌=[কুমি]—অব্য. হঠাৎ, অসতর্ক ॥ অডশ্‌কারে কতাডা কৈবায়্‌। [দেখ অডক্‌কার]।

অডা=[ময়]—সর্ব. ঐটা ॥ অডা আনুম্‌। [<ওটা]।

২=[ম]—বি. পাখিবিশেষ ॥ অডার মতন্‌ চো'ক্‌ বুইন্‌যা বৈয়া আস ক্যা?

অডাই=[ম]—অব্য. ঐদিকে ॥ অডাই যাবা না? [<ও ঠাঁই]।

২=[খু, বা]—বিণ. অত্যধিক, গভীর ॥ নদিতে অডাই পানি। [<অথৈ; দেখ অঠৈ]।

অডাত্‌=[ম]—অব্য. হঠাৎ ॥ গেলাপ্‌ডা অডাত্‌ পৈরা গ্যাসে। [<হঠাৎ]।

অডালা=[কুমি, নো, চা]—বিণ. প্রচুর ॥ আউয়্‌গা বাবারথ অডালা মাস্‌ উটসে। [<অঢেল]।

অডাশ্‌=[চা]—বি. আশ্চর্য ॥ কতাডা হইন্‌না আমার অডাশ্‌ লাগ্‌সে। [<হতাশ, অর্থের বিকৃতি]।

অডে=[চট্ট]—অব্য. ঐখানে ॥ অডে কাপড়গান্‌ রাখ। [দেখ অডাই]।

২=[ম]—সর্ব. ঐটা ॥ অডে লৈয়া আয়। [<ওটা]।

অডে মডে=[ম]—ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ এই জিনিশ অডেনডে পৈরা থাহে। [<ও ঠাঁই+আন ঠাঁই]।

অডেত্তুন্‌=[চট্ট]—বিণ. ঐস্থান হইতে ॥ অডেন্‌তুন্‌ আইস। [<ওঠাম<স্থান+তুন্‌ ৫মী বিভক্তি]।

অডেত্তনে মডে—[চা]—বি. কিছু হইতে কিছু ॥ অডের্‌ তনে মডে ঐলেই আমারে খুচা'দ্যায়। [দেখ অডেত্তুন্‌; তনে=হইতে। মডে<ম ঠাঁই]।

অডৈন্যা=[চট্ট]—বিণ. ঐরূপ ॥ অডৈন্যা জিনিশ্‌ আঁর পসন্দ ন। [<ঐ+জৌর হিং (প্রকার)+ইয়া প্র.]।

অড্‌ডা অড্‌ডা=[পা]—বিণ. অতিক্ত ॥ এখানে অনি অড্‌ডা অড্‌ডা হৈছি'।

অড়ং=[কু]—বি. নারিকেলের মালার তৈরী চামচ বিশেষ ॥ এক অড়ং ডাইল্‌ দ্যাও।

অড়াই=[রং]—বি. কচু ॥ [<আরবী হিং]।

অড়াই যাওয়া=[দি]—ক্রি. শেষ হওয়া, উজাড় হওয়া ॥ হঠাত্‌ চাউল অড়াই গ্যাল।

অড়াইল্‌=[রা]—বি. এক প্রকার ঘাস ॥

অড়ে=[চট্ট]—ক্রি. বিণ. ঐ স্থানে ॥ তুই অড়ে যা। [<ও ঠাঁই]।

অড়োল্‌=[খু]—বি. অড়হর (ডাল) ॥ মাউড়ারা খুব অড়োলের ডাইল্‌ খায়। [<অড়হর]।

অতক্‌=[ম]—বি. ভেক, ভান, বাহানা ॥ মার খাইবার ডরে চু'রডা মরার মতন অতক্‌ দৈরা রৈসে।

২=[ম]—বিণ. নির্লজ্জ ও নিষ্পলক দৃষ্টি ॥ বেহায়া লোক্‌টা মাইয়াডার দিকে অতক্‌ দৈরা চ'াইয়া রৈসে। [<অ (স্বার্থে)+তাক্‌√তাকা=চাওয়া]।

অতগনা=[দি]—বিণ. এতটুকু ॥ অতগনা বেটি। [<অতগুলা]।

অতডা, অত্‌ত্তা=[কুমি, সি, ম]—বিণ. অনেক, এত বেশী পরিমাণ ॥ অতডা টেহা থাকৃতে কিয়্‌পিন্‌ন্যাম করো ক্যেরে? [<অত+টা]।

অতথা=[রা]—বিণ. এতটা, এতগুলি ॥ [দেখ অতডা]।

অতন্‌রা=[কুমি]—সর্ব. তাহারা (স্ত্রী) ॥ অতন্‌রা আঁর চা'চি' বেঠি অয়।

অতবগ্‌গ=[ম]—বি. গোলমাল, অহেতুক কথাবার্তা (বলা) ॥ অতবগ্‌গ লাগাইস,—যাও এহান্‌ থাইক্যা। [<অতিবাক্য]।

অতবৈল্‌=[সি]—বি, এত সময়, দীর্ঘক্ষণ ॥ [<অত বেলি=অতবেলা]।

অতল্‌ত্তি=[কুমি, সি]—বিণ. অতটুকু, অল্প ॥ অতল্‌ত্তি খাতে কিতা অয়? [<অতগুলাটি]।

অতা=[সি]—সর্ব. ঐটা, ঐ রকম, ঐ জিনিস ॥ অত কিতা? [<ওটা]।

অতাইলাই=[কুমি]—সর্ব. তাহার (স্ত্রী) জন্য ॥ অতাইলাই বই থাক্‌। [অতাই<হেতাই (=সে, স্ত্রীং) +লাই=লাগিয়া, তুং হিং লিএ=জন্য]।

অতাগ=[কুমি, নো]—সর্ব. তাহাদের, উহাদের ॥ অতাগ গাসেত্‌তুন ইগ্যা মরিচ' লৈ আইহৈগ। [বিঃ রূঃ—অতান্‌গ, হেতান্‌গ, হেতারার, তারার, অতাজ, হেতাজ, অজ, থাজ; অতা (=তাহা, উহা)+গ সম্বন্ধের বহু বচনের বিভক্তি]॥

অতাপি=[রা]—বি. প্রায় দুপুর ॥ এ্যাত অতাপির সময় যাবা কুন্‌টে? [আ+তাপী=তপ্ত]।

অতার্‌=[চা,ম]—বি. বিপদ, সংকট, নিঃসহায়ত্ব ॥ হ্যায় খুব অতারে পর্‌সে।

২=[কুমি]—সর্ব. তাহার ॥ অতার্‌ কতা হুন। [দেখ অতাগ]।

অতালাগা=[ব]—ক্রি. পঙ্গু বা কর্মাক্ষম হওয়া ॥

অতাশ্‌=[কুমি]—বিণ. হতাশ ॥ এ্যাত অতাশ্‌ ঐলে ক্যেম্‌নে কাম্‌ ঐব? [<হতাশ]।

২=[কুমি]—বিণ. আশ্চর্য, অবাক ॥ তুইত অতাশ্‌ কৈরা দিলি! [<হতাশ অর্থ প্র.]।

অতি=[কুমি, চট্ট]—সর্ব. ও বেটি (তুচ্ছার্থে), স্ত্রী লোকটি ॥ অতির কথা হুন্‌সনি? [বিঃ রূঃ—ওতি, হোতি, হেতাই; দেখ অতু]।

২=[রং]—বি. ঐ দিকে ॥ অতি যা। [<ও দিক্‌]।

অতি অতি=[কুমি]—ক্রি. বিণ. বাড়াবাড়ি ॥ অতি অতি কর্‌লে বালা ঐত না। [অতি=অতিশয়]।

অতিকরা=[রা]—বি. ঐ পাত্রে ॥ তরকারি অতিকরা দে।

অতিত্‌=[কুমি, চা] বি. অতিথি ॥ অতিতের যতন কৈর। [<অতিথি]।

অতিল্‌=[সি]—ক্রি. বিণ. একটু সময় ॥ অতিল্‌ উবাও (=দাঁড়াও)। [<এক+তিল]।

২=[সি]—ক্রি. বিণ. এখন ॥ অতিল্‌ যাও।

অতিশাইয়া=[কুমি]—বিণ. গালি বিশেষ ॥ এই অতিশাইয়ার যালায় বাচ্'লাম না। [<অতিসারিথ <অতিসারিক; মূল অর্থ অতিসারগ্রস্ত]।

অতিশারের গতি=[ম]—বি. পেটের অসুখ বিশেষ ॥ বেশি খাইস্‌লা তাই অতিশারের গতি ঐসে।

অতু=[চট্ট]—অব্য. ও খোকা ॥ অতু তুই ন খাদিছ'। [<ও পুতু <পুত <পুত্র সং]।

২=[সি]—বিণ. ছোট ॥ অতু ব্যাটার কথা হুন। [<ওটুকু]।

অতুগুলি=[সি]—বিণ. ছোট ॥ অতুগুলি বেটার কথা হুন।

অতুত্=[সি]—সর্ব. ইহাতে ॥ অতুত্ কিতা? ['অতৈত্' ও প্রচলিত]।

অতুদ্=[ব]—বি. ঔষধ ॥ অতুদ্ খাও। [ওশুদ <ঔষধ]।

অতুয়া=[ব]—বি. আউশ ধান বিশেষ ॥

অতুরে=[কু]—বিণ. কুঁড়ে ॥ অতুরে লোক কামের না। [আতুর+ইয়া প্র.]।

অতুর‍্যা=[প]—বিণ. অতিশয় অলস, যাহার চলার শক্তি নাই ॥ [<আতুরিয়া =আতুর+ইয়া (স্বার্থে) প্র.]।

অতুর্=[পা]—বিণ. কুঁড়ে ॥ অতুর্ লোক কামের না। [<আতুর]।

অতে=[ম]—সর্ব. ঐটা ॥ অতে লৈ যা। [ওটে=ঐটা]।

২=[দি]—ক্রি. বিণ. ঐখানটায় ॥ অতে ভাত্গেলা চালিছো কেনে? [<হোথায়]।

৩=[কুমি]—সর্ব. তিনি, উনি ॥ অতে আঁরে পাইলুলায় কা? [<ওতে]।

অতেন্=[ম]—সর্ব. তিনি, উনি ॥ অতেন্ নাকি বর আলেম্?

অতৈক্কা=[ম]—বিণ. ভেকধারী, বাহানা বাজ ॥ পুলাটা বব অতৈক্কা। [দেখ অতক্+ইয়া প্র.]।

অত্=[কুমি]—অব্য. হঠাৎ ॥ অত্ কৈরা বমি কৈরা দিল। [অনু.]।

অত্ত=[রা]—বি. শরীর ॥ অত্তে জোর নাই। [<অত্তা প্রাং <আত্মা সং=দেহ]।

অত্তকি=[কুমি] — বি. হরিতকী ॥ অত্তকি ইন্দুপ পুবায় লাগে। [<হরতকী <হরিতকী]।

অত্ত ধরা=[চা]—ক্রি. ভান করা ॥ কামের ডরে অত্ত দৈরা রৈসে। [<ওত্]।

অত্তর্=[কুমি, চট্ট]—অব্য. একত্র ॥ ঘাডত আইয়া হগলে অত্তর ঐসে। [<একত্র]।

অত্তর্ হওয়া=[চট্ট]—ক্রি. মিলিত হওয়া ॥ [<একত্র+হওয়া]।

অত্তা=[রা]—বি. চেতনাহীন, বেহুঁশ ॥ হে মাইর খাইয়া অত্তা দিয়া পৈরা রৈসে। [<হত্যা]।

২=[কুমি, চা, ম]—বি. আত্মসমর্পণ, নিরুপায় ব্যক্তির জানু পাতিয়া প্রার্থনা ॥ হ্যায় মোমিদারের কাসারিত্ অত্তা দিয়া পর্‌সে। [<হত্যা]।

অত্তা দিমি=[রং]—অব্য. ও থাম দিকিন ॥ অত্তা দিমি মুই আসোঁ। [<ও থাম দিকিন]।

অত্তি=[রং]—অব্য. এ দিকে ॥ অত্তি আয়তো। [<এ দিক্; কিংবা <এথা=হেথা]।

অত্তুন্=[চট্ট]—অব্য. ঐ স্থান হইতে ॥ আঁই অত্তুন্ বিদায় নিয়া আইসি। [<ঐ+তুন অপাদানের বিভক্তি]।

অত্তো=[ব, রা]—বি. শরীর, দেহ ॥ [দেখ অত্ত]।

অত্তো কুঁড়া=[রা]—বিণ. গোঁফ-খেজুরে, অতি অলস ॥ এ্যামোন অত্তো কুঁড়া গতোর নাড়া জায় না। [দেখ অত্তো+কুঁড়া=কুঁড়ে]।

অত্থুন্=[চট্ট]—অব্য. ওখান থেকে ॥ অত্থুন্ কঁতে আইসস্? [দেখ অত্তুন]।

অত্লা=[কুমি, ম, সি]—বিণ. এই পরিমাণ ॥ অত্লা বাত দিয়া দে। [<অতগুলা]।

২=[সি]=বিণ. অতগুলা ॥ অত্লা ট্যাহা কৈ পাইলায়? [পূর্বে দেখ]।

অত্লাডা=[কুমি, সি]—বিণ. এতগুলি ॥ অত্লাডা আইল, আর অত্লাডা চ'ইল। [<অতগুলা+ডা প্র.]।

অত্লি=[কুমি, সি]—সর্ব. একটুকু, সামান্য পরিমাণ ॥ অত্লি কৈরা আর্ নিস্ না। [<অতগুলি]।

অথগু=[সি]—বিণ. এতগুলি ॥ [<এত +গুলা]।

অথপ্পো=[খু]—বিণ. জ্ঞানহারা ॥ পোলার মরার খবর পাইয়া বাপ্ অথপ্পো ঐয়া গেসে। [<অথর্ব]।

অথা=[ম]—বিণ. অতল ॥ পুশকুনিত্ অথা পানি। [দেখ অঠৈ]

অথাও=[ব]—বিণ. গভীর ॥ পুগুইর্‌ডা খুব অথাও। [দেখ অঠৈ; তুঃ অথাহ্ হিং]।

অথোব্ব=[ব]—বিণ. চরম বৃদ্ধ ॥ অথোব্ব বুড়া। [<অথর্ব]।

অথ্=[চট্ট]—বি. শপথ ॥ অথ্ কৈরা ক। [*হঅথ<শপথ, কিংবা ওথ (oath) ইং]।

অদম্‌চুঁড়া=[পা]—বিণ. দেখতে লম্বা ও হৃষ্ট পুষ্ট কিন্তু অকেজো ॥ লোক্টা এক্কেরে অদম্‌চুঁড়া।

অদম্‌বুত্=[ম]—বিণ. অদ্ভুত, হোমরা-চোমরা ॥ হ্যায় এ্যাকটা অদম্‌বুত্। [<অদ্ভুত]।

অদরিদ্=[সি]—বিণ. প্রচুর ॥ [<অদরিদ্র]।

অদরে অদরে=[কুমি, পা]—ক্রি. বিণ. বারে বারে ॥ 'দেয়া রে তুমি অদরে অদরে নামো' —গ্রাম্য গীত।

অদরের মরা=[ম]—বিণ. একেবারে অচল ॥ এই ডা অদরের মরা।

অদর্=[চট্ট]—বি. মুখ ॥ [<অধর সং= নীচের ঠোঁট]।

অদর্ কদর্=[রা]—বি. খাটাখাটি, তোলপাড় ॥ [<অদর্ অনুঃ+কদর ,ق (=আদর) আং]।

অদৃষ্ট=[রা]—বি. অদৃষ্ট, কপালের লেখা ॥ অদৃষ্ট খারাপ, কুনটে জাই? [<অদৃষ্ট]।

অদা পুরা করা=[ম]—ক্রি. প্রতিজ্ঞা পালন করা, কথা রাখা ॥ [<আদায় ادا আং+পুরা <পূর্ণ+করা]।

অদার্=[রং]—বি. আকৃতি ॥ তোর কদার হৈছে বুঝি? [<অবয়ব প্রাং <আকার আং]।

অদার্=[রং]—বিণ. প্রয়োজনের অধিক ॥ খাওয়াডা অদার্ হচ্ছে। [<অঢেল]।

অদি=[ম]—বিণ. নিকৃষ্ট ॥ মানুশটা কি অদি রে! [<অসতী (?) ম. বাং সতী=সৎ]।

অদিন্না=[ম]—বিণ. অসময়ে জাত ॥ অদিন্না, মুলার, শাক, ... । [<অ+দিন+ইয়া প্র. স্বার্থে]।

অদির=[খ]—বিণ. অতিরিক্ত ॥ অদির খাওয়া ঠিক্ না। [<*অদীত্র <অধিক সং]।

অদিয়া=[রং]—অব্য. ঐ দিক্ দিয়া। অদিয়া গেইলেন্, আমার বাড়ি আইলেন্ না ? [<ঐ দিক্ দিয়া]।

অদিশা=[রং]—বিণ. জ্ঞানহীন অবস্থা ॥ অদিশাতে অঁাছ। [<অ+দিশা]

অদিশ্‌টা পদিশ্‌টা=[সি]—বি. উন্নতি ॥ হ্যাতার্ অদিশ্‌টা পদিশ্‌টার্ মুলে হ্যাতার্ মা। [<অদিশ্‌টা অনুঃ+প্রতিষ্ঠা সং]।

অদু=[বা, ফ]—বি. মাছ ধরিবার গর্ত ॥ অদুটা আতাইয়া দ্যাখ্, মাস্‌টাস্ থাক্‌তে পারে। [<হ্রদ]।

২=[কুম]—বিণ. এখানে, কাছেই ॥ অদু, তোমার কাপর। [<অদূর]।

অদুইন্যাই=[ম]—বিণ. অপরিসীম ॥ তার অদুইন্যাই দৌলত আসিল্। [<অগুন্যাই <অগণ্য=অগুন্‌তি]।

অদুনি=[ম]—বিণ. সুন্দরী ॥ অদুনি সেরিডার ঐব্যাশ্ বালানা। [<আদন্নি <*আদরুনী <আদরিণী অর্থ প্র.]।

অদুল্=[রং, খু, বা]—বিণ. অগ্রাহ্য, নামঞ্জুর, পরিবর্তন, অন্যথা ॥ [<'আদুল عدول আং]।

অদে অদে=[চট্ট]—অব্য. সমান সমান, ঠিক ঠিক ॥ অদে অদে দশ টেঁয়ার বাজার কর্ সি। [<হদ্দ حد আং (?)+এ বিভক্তি; মূল শব্দার্থ—সীমার সীমার]।

অদের্ কানাই=[ক]—বি. এক প্রকার মাছ, জোগনি মাছ ॥ অধুয়া ... অদের্ কানাই খুব পাওয়া যায়। [অদের <হ্রদের; কানাই <কান<কানু প্রা° <কৃষ্ণ সং+আই প্র.]।

অদেল্‌লে=[খু]—বিণ. লোভী ব্যক্তি ॥ অদেল্‌লের মত এমন কর ক্যা ? [<আদেখ্‌লে]।

অদেশ্‌ট=[খু]—বি. ভাগ্য ॥ [<অদৃষ্ট]।

অদেশ্‌টা=[বা]—বি. অদৃষ্ট, ভাগ্য ॥ মোর অদেশ্‌টা মন্দ। [<অদৃষ্ট]।

অদেশ্‌টার দন=[ম]—বি. অপ্রয়োজনীয় দ্রব্যের বা মানুষের বাহুল্য ॥ [দেখ অদেশ্‌টা+র (সম্বন্ধে)+ধন]।

অদ্যাখ্‌লা=[ব]—বিণ. ছোট লোক ॥ তার মত অ্যামন্ অদ্যাখ্‌লা দেখিনি। [<আদেখলা; আ+দেখলা=দর্শনকারী, √দেখ; দেখ অদেল্‌লে]।

অদৈন্‌ন=[বা]—বিণ. অসংখ্য ॥ খোদায় তোমারে অদৈন্‌ন কোইরা দেউক। [<অগণ্য]।

অদো=[ফ]—অব্য. হে, ওহে ॥ অদো, হুন্‌সনি ? [<ঐ দেখ; তুঃ হেদে]।

অদোগিন্না=[রং]—বি. নিকৃষ্টতর ঘৃণা ॥ অ্যাত অদোগিন্না পাইনি ? [<অধঃ কিংবা অধম+ঘৃণা)।

অদোগিন্নার নাস্‌তি=[রং]—বিণ. নিকৃষ্ট ঘৃণার মতো ॥ [দেখ অদোগিন্না+র (সম্বন্ধে)+নাস্‌তি=ন্যায়]।

অদোম্=[রং]—বিণ. ঐরূপ ॥ দ্যাক্ তুই অদোম্ কতা আর কৈস্‌না।

অদোয়ান্‌ন্যা=[চট্ট]—বিণ. অকেজো (গরু) ॥ অদোয়ান্‌ন্যা বলদ। [অ+ধোয়া √ধো+আন প্রযোজক ক্রিয়াবাচক প্র.+ইয়া প্র. মূল অর্থ যাহাকে ধোয়ান হয় নাই]।

অদ্=[নো, চট্ট, কুম]—বি. রাস্তা (বাড়ীর সম্মুখের) ॥ হেনি গেলে এই অদে যাও। [<অধ্ব (ন্) সং]।

২=[বা]—বি. গর্ত ॥ অদ্-এর বৈদ্যে হাপ্ আসে। [<হদ<হ্রদ]।

৩=[ম, খু]—বি. হৃদয় ॥ ওই খোবিশের হাতের মাল্ অদে চা'য় না। [<অদয় <হদয়<হৃদয় সং]।

৪=[সি]—বি. সীমানা ॥ [<হদ্দ حد আং]।

অদ্‌গত্যা=[ক]—বিণ. অকর্মা ॥ তুমি এ্যাক্‌কেরে অদ্‌গত্যা। [<অধোগতি+ইয়া প্র.]।

অদ্দ=[ম]—বি. জঙ্গল ॥ গরের অদ্দ সাফ্ কর।

২=[ম]—বি. চরম, শেষ প্রান্ত ॥ কৈয়া অদ্দ ঐসি, ও পুনায় কথা হুনেনা। [দেখ অদ্ ৪]।

অদ্দ করা=[ম]—ক্রি. চরমভাবে বলা, চূড়ান্ত করা ॥ কওয়ায় অদ্দ কোর্ সি, কিন্তু কাম অয়না। [দেখ অদ্দ ২]।

অদ্দব্=[ম]—বিণ. মুমূর্ষু অবস্থা ॥ অদ্দব্ ব্যারামি। [অবুতব হিং]।

অদ্দরাথী=[চট্ট]—বি. জামা বিশেষ ॥ [<আংরাখা<অঙ্গ রক্ষক; অঙ্গরখা হিং]।

অদ্দা=[ফ]—বি. বড় দাদা ॥ অদ্দা তুমি কৈ যাও ?

অদ্দিন্=[চা]—ক্রি. বিণ. এতদিন ॥ অদ্দিন্ তুমি কৈ আসিলা? [<অতদিন]।

অদ্দিশ্=[ম]—বি. সন্ধান ॥ তার কোন অদ্দিশ্ নাই। [<উদ্দেশ]।

অদ্দুরা=[কুম, সি]—বিণ. এতটুকু ॥ অদ্দুরা দুদ্। [দেখ অদ্দুর+আ প্র.]।

অদ্দুর=[কুম, সি]—বিণ. এতদূর ॥ অদ্দুর অ্যাহন্ কেডা যাইব ? [<অতদূর]।

অদ্দুরতা=[কুম, সি]—বিণ. এই পরিমাণ, অল্প ॥ অদ্দুরতা বর্তা দিয়া কি বাত খাওন যায় ? [দেখ অদ্দুর+তা প্র.]।

অদ্দেক্=[রা]—বিণ. অর্ধেক ॥ তোর অদ্দেক্ কথাই মিছা। [<অর্ধেক]।

অদ্দে বাইয়া=[চা]—অব্য. ওহে ॥ অদ্দে বাইয়া, করলি কি ? [<ঐ দেখ ভাইয়া]।

অদ্দো=[ক]—অব্য. ঐ দেখ, দেখ দেখ ॥ অদ্দো পোলাডা করে কি ? [<ঐ দেখ; দেখ অদো]।

অদ্‌না=[কুম]—বিণ. নিকৃষ্ট, অধম, ছোট, নগণ্য, হীন, স্বল্প ॥ হায় অদ্‌না ব্যাডা। [<আদ্‌না ادنى আং]।

অদ্‌ভুশি=[রা]—বিণ. অকর্মা স্ত্রীলোক ॥ অদ্‌ভুশি ঝি। [অদ্‌ভুশ+ই স্ত্রী প্র.; দেখ অদ্‌ভুশ্]।

অদ্‌ভুশ্=[রা]—বিণ. অল্প জ্ঞানী লোক, অকেজো ॥ তুই এ্যাক্ নম্বরের অদ্‌ভুশ্। [<অদ্ভুত অর্থ প্র.]।

অদ্‌লা=[দি]—বি. বদলা ॥ ট্যাকা ধার নিবু কিন্তুক অদ্‌লা কি দিবু কদিনি—ধান্ না পাট? [<'আদল عدل আং]।

অদ্‌লান্ বদ্‌লান্=[রা]—ক্রি. বিণ. আপত্তি ॥ টাকা দিতে অদ্‌লান বদ্‌লান কর কেনে? [অদ্‌লান্ <'আদল عدل আং+আন+বদ্‌লান অনুঃ]।

অধব্=[খু]—বিণ. <অগাধ ॥

অধিদনত্ত=[খ, খু]—বিণ. সমস্ত, সর্বময়, একেবারে ॥ [<অধিকন্তু]।

অধোরি=[খু]—বিণ. অনবরত ॥ [অ+ধর (=থামা)+ই প্র.]।

অনক্‌কত্=[ম]—ক্রি. বিণ. অকারণে ॥ অনক্‌কত্ কতা বারাইস্ না। [<অনর্থক]।

অনত্‌বনত্=[ব]—বি. অনৈক্য ॥ তার সাথে আমার অনত্‌বনত্ নাই। [অনত অনুঃ+বনত্=বন্ (মনের বা মতের মিল হওয়া)+অত প্র. তুঃ বনুনা ছিং]।

অনস্‌ত=[ম]—অব্য. অন্যত্র ॥ তুমি অনস্‌ত যাহ। [<অন্যত্র]।

অনা=[দি]—বিণ. ঐটুকু ॥ অনা ধানে কয় দিনের খোরাক হবি বাহে? [<ঐ না]।

২=[দি]—বি. ঢেঁকির ধান ভানার গর্ত ॥ অনাত ধান দিয়ে কুতি গেলু ঐ মাগি?

অনাইমুইক্‌কা=[চা]—বিণ. যাহার মুখ দেখিলে অমঙ্গল হয় ॥ আউবুশ্শা কোন্ অনাইমুইক্‌কার মুখ দেইক্যা বাইর হইসত্? [<অনামুখিয়া=অনামুখো; অনা+মুখ+ইয়া প্র.]।

অনাজল্‌লি=[রা]—ক্রি. বিণ. বিফল, অনর্থক ॥ অনাজল্‌লি খেটে মরনু। [<অন্+আজর اجر আং=মজুরি+ই প্র.]।

অনাষ্=[চা, ন]—বি. খাদ্যশস্য, আবাদী ফসল ॥ [<অণ্ণজ্জ প্রাঃ <অন্নাদ্য সং (হিং অনাজ); সাধুভাষা আনাজ]।

অনাটি=[য]—বিণ. অভাব ॥ [<অনটন]।

অনান্=[ব]—ক্রি. (ঘৃত) গলানো, তাপ দেওয়া ॥ ঘিউ অনায়নি। [√অন্+আন প্রযোজক ক্রিয়া বাচক বিশেষ্য বোধক কৃৎ প্র.। অন্<উন্<উন্হ <উষ্ণ সং; অনাত্র উন্। তুঃ উনান]।

অনাবিয়াইস্‌তা=[চা]—বিণ. অবিবাহিতা, কুমারী ॥ অনাবিয়াইস্‌তা মাইয়া নাইয়রের শুখ্ দুখ্ কি বুযে? [দেখ অন্‌বিয়াতো]।

অনার্=[খ]—বিণ. বোধশূন্য, নিশ্চল ॥ রোগিডা অনার ঐয়া পৈরা আসে। [<অনড়]।

অনি=[চট্টি]—বি. চিরুনি ॥ অনি বাধনি কডে? [দেখ ঐন]।

অনিল্=[সি]—বিণ. জনহীন ॥ অনিল্ পর্ বতো হুমা পৈখ আসে। [<অনালয় তুঃ নিরালা <নিরালায়]।

অনিশ্‌টি=[কুম, সি]—বিণ. অনিষ্ট, মন্দ ॥ কেউইর অনিশ্‌টি কৈরোনা। [<অনিষ্ট]।

অনু=[ম]—অব্য. ওখান, ঐ দিকে, ওখানে ॥ অনু কেজ্ঞা বৈয়া রৈসে রে? [<ওখানে]।

অনুজল্‌লি=[রা]—ক্রি. বিণ. অনর্থক, বিনা কারণে ॥ [দেখ অনাজল্‌লি]।

অনুপম্=[রং]—বি. সবরী কলা ॥ [সং, অর্থ—যাহার উপমা নাই]।

অনুপাঁয়্‌রা=[পা, কু]—বিণ. অলক্ষ্মী, অশুভক্ষণে, দুর্ভাগা ॥ অমন অনুপাঁয়্‌রা মাগির মুখত্ আগুন। [<উন পাঁজরা (=যাহার পাঁজর কম)]।

অনুমনত্ত=[কুম]—বিণ. উতলা মত্ত, হেতে অনুমনত্ত ঐ গ্যাসে। [<উন্মত্ত]।

অনুমান্=[চা, ম]—বি. <হনুমান ॥ অনুমানের নাচ্' দেখ্‌লি?

২=[চট্টি]—বি. অনুপান, ওষুধের সঙ্গে সেবনীয় দ্রব্য ॥ কবিরায ওশুদের লগে অনুমান দেইয়ে। [<অনুপান]।

অনে=[ম]—বি. ওখানে ॥ অনে মাসটা থো। [<ওখানে]।

২=[কুম]—অব্য. এখন ॥ আমি অনে যামু। [<এখন]।

অনেক্‌লা=[দি]—বিণ. অনেকগুলি ॥ অনেক্‌লা মাছ। [<অনেকগুলা]।

অনেত্=[রা]—সর্ব. উনি ॥

অনেরা=[ম]—সর্ব. আপনারা ॥ অনেরা কৈ যান? [<আপনেরা=আপনারা]।

অনো=[সি]—অব্য. এইখানে ॥ অনো বও। [<এখানে]।

অনোক্=[কুম]—বিণ. অনেক, বেশী ॥ অনোক্ মাস্ পাইসি। [<অনেক]।

অন্=[ম]—ক্রি. বিণ. <এখন ॥ অন্ কৈ যাইয়াম্?

অন্‌কু=[সি]—ক্রি. বিণ. এখন ॥ অন্‌কু গিয়ার তেল্‌তেলি নাই [<এখুন <এখন]।

অন্‌খুলা=[ব, রা]—বি. গাড়ীর চাকা ॥ গাড়িটার অন্‌খুলা ভাঙা। [<অক্ষ সং+উলা প্র.]।

অন্‌গা=[রা]—বি. ছোট ছোট মাছ ধরার ফাঁদ বিশেষ—বাঁশের কাঠির তৈরী ও ত্রিকোণাকার ॥ অন্‌গা দিয়া পোনা মাছ মারা জায়।

অন্‌গোচ'র্=[পা]—বিণ. চক্ষের আড়াল ॥ [<অগোচর]।

অন্‌চন্=[রা]—অব্য. উৎকণ্ঠা ॥ [<আনচান্]।

অন্‌চি'না=[সি]—বিণ. নতুন স্থানে আগত যে (গরু বা মানুষ) ॥ অন্‌চি'না গরু চ'ইরোবার থাকি দৌড়াইয়া চা'য়। [<অন্+চিনা=অচেনা]।

অন্‌চে'না=[ম]—বিণ. আশ্চর্য সুন্দর ॥ অন্‌চে'না চি'কুজা ক্যাজার আলুসে রে?

২=[ষ]—ক্রি. বিণ. হঠাৎ ।। আপ্নে অন্চো'না কৈত্তুত্তে আইসৈন ? [<অন্ +চাওনা=চাওয়া] ।

অন্জালা=[দি, রং]—বি. বিরক্তি, অসুবিধা, জ্বালাতন ।। সংসারের অন্জালা আর সৈতে পারি না । [<অন্ (স্বার্থে)+জ্বালা] ।

অন্ঝির্=[ষ]—বি. কৃমি ।। তর্ প্যাডে অন্ঝির্ ঐসে । [<অজীর্ণ অর্থ প্র.] ।

অন্টক্কা=[রা, ক]—ক্রি. বিণ. সহসা, হঠাৎ ।। [<অটক্কিত্ <অতর্কিত সং] ।

অন্টাইম্=[ষ]—ক্রি. বিণ. অসময় ।। অন্টাইমে আলি ক্যান্ ? [অন্+টাইম Time ইং] ।

অন্ঠ=[ষ]—বি. বিরতি ।। আমি অন্ঠ দিসি, পেইল্ ঐত না । [<অন্ত] ।

অন্ঠাল্=[বা]—বিণ. ঐরূপ বা ঐ প্রকার ।। [<অমন ধারা বা অমনচাল (<ধারা)] ।

অন্ডন্=[ষ]—বিণ. শূন্য, খালি ।। যাওয়ার পথে অন্ডন্ কলশ্ নিয়া বাইর্ ঐও না । [শূন্য.] ।

অন্ডে=[চট্ট]—অব্য. ঐ স্থানে ।। অন্ডে কার্পন্খান রাখ । [<ওখান-টায়] ।

অন্ডৈল্যা=[চট্ট]—বিণ. সেই রকম ।। অন্ডৈল্যা কত্তা আঁই ন হুইনুনে । [অন্ <অমণ + ডৈল্যা <ডৌল (=আকৃতি) হিং+ইয়া প্র.] ।

অন্তন্=[চট্ট]—বি. মুমূর্ষু অবস্থা ।। রোগি অনুতন্, দারু সয়নাশের পথ । [<এখন তখন । দেখ অদ্দবু] ।

অন্তন্তি=[চা]—বিণ. অগণিত ।। [<অগণতি] ।

অন্তস্ত=[ষ]—বি. তালাশ, খোঁজ ।। [<অত্তস্ব=তদন্ত] ।

অন্তা=[ষ]—বিণ. খুঁড়ে ।। গোরিব মানুশ এ্যাত্তো অনত্তা ঐলে চ'লুত্তো না । [<অন্ত্য] ।

২=[ষ]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার ফাঁদ বিশেষ ।। অনত্তা পাইত্তা কি মাছ্ পাইসো ?

অন্তাবুড়ে=[ষ]—বিণ. অতিমাত্রায় অলস । [<অন্ত বুঁড়ে] ।

অন্তারাশ্=[দি]—বি. চমকানি ।। হঠাত্ খাত্ত্ গায়ের মধ্যে আগুন দেকে মোক ভয়ে অন্তারাশ লাগ্লো । [<অন্ (স্বার্থে) ত্রাস্] ।

অন্তি=[রং]—বি. কর্ণালঙ্কার ।। অন্তি দুইডা কানোত্ দ্যাও ।

অন্তে=[রং]—অব্য. জন্যে ।। এই ছাওয়াটার অন্তে মুই কিছুই করবার পাও না । [<অন্তরে=তরে] ।

অন্তে পন্তে=[কুম]—ক্রি. বিণ. সকল দিক্ দিয়া ।। সেইতে আমারে অন্তে পন্তে বিনাশ কর্লো । [<অন্তে প্রান্তে] ।

২=[দি]—ক্রি. বিণ. দূরে দূরে ।। কি আর কোরিবি, অন্তে পন্তেই থাকিলি ? [দেখ অন্তে পন্তে,] ।

অন্থনে=[সি]—বি. এখান হইতে ।। অন্থনে যাও । [অন+থনে ; অন <এহান <এখান ; থনে অপাদানের বিভক্তি] ।

অন্দন্=[রং]—বি. রন্ধন, রান্না ।। মাছ আর বিলাতি আলু একেটেই অন্দন্ করো । [<রন্ধন] ।

অন্দল্=[কুম, সি, চা]—বিণ. অন্ধ ।। বাফে দুই চৌক্ অন্দল্ ঐয়া পৈরা রৈসে । [<অন্ধল=অন্ধ+ল (স্বার্থে) প্র.] ।

অন্দশা=[দি]—বি. বড় আকারের মালপুয়া বা পিঠা বিশেষ ।। [<অন্দরসা হিং] ।

অন্দারা=[পা]—বিণ. এমন ।। [<এমন ধারা] ।

অন্দার্=[কু]—বিণ. ঐরূপ, ঐরকম ।। তার অন্দার্ কলব্ নাই । [<অমন ধারা] ।

অন্দিয়া=[ষ]—ক্রি. বিণ. ঐখান দিয়া ।। অন্দিয়া যাও । [<ঐখান দিয়া] ।

অন্দেখা=[নো]—বিণ. অদেখা, অদৃশ্য ।। [<অন্+দেখা] ।

অন্দেহা=[কুম]—বিণ. দেখে নাই এমন. ।। অন্দেহা যিনিশ্ কিন্যা পস্তাইও না । [দেখ অন্দেয়া] ।

অন্দোক্=[রং]—বিণ. অন্ধ ।। অন্দোক্ মানুশ কিছুই দেখবার পায় না । [<অন্ধ+ক স্বার্থে] ।

অন্ধার্=[রা]—বিণ. ঐরূপ, ঐরকম ।। তুই অন্ধার্ কেন্রে ? [<অমন ধারা] ।

অন্না=[কু, ষ]—বি. ষাঁড়, এঁড়ে মহিষ ।। মৈশের পালে এ্যাকটা অন্না আসে ।। [<অণ্ডা ; তুং এঁড়ে] ।

অন্পাশে=[ষ]—ক্রি.বিণ. অসাক্ষাতে ।। অন্পাশে কোন দোষ্ কৈও না । [<অন্+পাশে=পার্শ্বে] ।

অন্বিয়ত্=[ষ]—বিণ. অবিবাহিত ।। অন্বিয়ত্ মাইয়া ঘরে থুইয়া মায়ের চ'ক্কে ঘুম নাই । [<অন্+বিয়ত <অবিবাহিত] ।

অন্বিয়াত্তো=[রা]—বিণ. অবিবাহিত ।। [<অন্+বিয়াত্তো <বিবাহিত] ।

অন্বোলা=[সি]—বিণ. যাহার ভাষা নাই ।। গোরু বাছুর অন্বোলা বিব । [<অন্+বোলা] ।

অন্শারি=[চট্ট]—বিণ. প্রতিশ্রুতি-শীল ।। হিতার অন্শারি পুযারে খরচে'র অভাবে হবাইত্তো ন পারে ।

অন্হক্=[ষ]—বিণ. অনর্থক ।। অন্হক্ কাইন্দা লাব্ কি ? [অন্+হক <হক্ক حق আঃ] ।

অন্হে দুন্হে=[ষ]—ক্রি. বিণ. শুধু শুধু ।। অন্হেদুন্হে ট্যাহাগুলাইন নশ্টো ঐল । [অন্হে <অন্যায়ে + দুন্হে অনু:] ।

অপকাম্=[রং]—বি. খারাপ কাজ ।। [<অপ+কাম <কম্ম প্রা° <কর্ম সং] ।

অপগাটা=[রং]—বি. খারাপ রাস্তা ।। অপগাটাত্ চলা তোর দস্তুর । [<অপ +ঘাটা (=ঘাট, অর্থান্তরে রাস্তা)] ।

অপগাটাইলা=[রং]—বি. যে লোক অপকীর্তি করে ।। তুই অপগাটাইলার হদ্দ । [<অপঘট + ইলা কর্তৃবাচ্যে প্র.] ।

অপছান্‌না=[রং]—বিণ. অপরিষ্কার॥ এ জাগাখান্‌ হাগিয়া মুতিয়া অপছান্‌না কর্‌লে ক্যাঁই? [<অপরিচ্ছন্ন]।

অপডাংগাইত্‌=[রং]—বিণ. ফাঁকিবাজ বা দুষ্ট লোক॥ লোক্‌টা বড়ো অপ-ডাংগাইত্‌। [<অপ+ডাকাইত]।

অপডান্‌টা=[রং]—বিণ. দুরন্ত (লোক)॥ তুই বড়ো অপডান্‌টা। [<অপদান্ত=দুর্দান্ত]।

অপডান্‌টাইয়া=[রং]—বিণ. দুষ্ট, ছোট বড় জ্ঞান নাই যাহার॥ [দেখ অপডান্‌টা+ইয়া প্র.]।

অপতিলান্‌=[রং]—বি. উচ্চৈঃস্বরে কান্নাকাটি॥ এ্যামন অপতিলান্‌ করে কার ছাওয়া রে?

অপদল্‌=[রং]—বি. দল সংযুক্ত নয়। দল অপদল্‌ তামানে নিছু। [অপ+দল; সাধুভাষা—বিদল]।

অপদা=[পা]—বিণ. অপয়া, অনাদরণীয়॥ [<অপদ+আ প্র.; সাধুভাষায় অপদস্থ]।

অপদিশ্‌=[রং]—বি. কোন দিশা না পাওয়া॥ [<অপ+দিশ<দিশা সং]।

অপধুতি=[রা]—ক্রি. বিণ. অবিরত॥ শে অপধুতি কথা কয়।

অপরা=[কুম, সি]—বিণ. অপয়া॥ পরা অপরা মাইনষ্যা চ'লন্‌ লাগে। [<অপয়া]।

অপরান্‌ত=[বা]—বিণ. হাঁটা বা চলায় বিশেষ কষ্ট হয় যাহার, বিশেষ করিয়া গর্ভের শেষ অবস্থায়॥ [<অ+পারন্ত √পার্‌]।

অপরবাবি=[রং]—বি. স্ত্রীছাড়া অন্যকে যে ভালবাসে॥ [<অপর+ভাব+ই প্র.; তুং ভাব করা]।

অপশার্‌=[খু]—বি. অবসর॥ আমার অপশার্‌ নাই। [<অবসর]।

অপশুতি=[রা]—ক্রি. বিণ. একধেরে, একাদিক্রমে॥ [<অবিশ্রান্ত]।

অপাই=[য]—বিণ. অপয়া॥ অপাইটা কোথায়? [<অপয়া]।

অপাইজল্‌=[রং]—বিণ. বিশ্রী; খারাপ॥ এই যাটোটাত্‌ হাগিয়া মুতিয়া অপাইজল্‌ কচুচে। [<অপ্রাঞ্জল; অর্থের বিকৃতি]।

অপাইন্‌জল্‌=[রং]—বিণ. অপবিত্র বস্ত্র॥ এই কাপোড় খানত্‌ অপাইন্‌জল্‌ ভরেয়া থাস্‌তা কচুচে। [দেখ অপাইজল্‌]।

অপাং=[রং]—বি. গুজব, রটনা॥ তোর অপাং কথা কেডা শুনে। [দেখ অফাই]।

অপাংগা=[চট্ট]—বিণ. অদ্ভুত॥ অপাংগা কথা। [দেখ অপাক্‌+গা প্র.]।

অপাক্‌=[কুম]—বিণ. আশ্চর্য॥ তার কাম দেখ্‌লে অপাক্‌ লাগে। [<অবাক্‌]।

অপাত্‌=[রং]—ক্রি. বিণ. নষ্ট, খারাপ॥ ভাতগুলা মাটিত্‌ ফ্যালায়া অপাতে প্যাটাবে। [<অধঃপাত]।

অপাত্‌ত=[খু]—বিণ. অসভ্য॥ লোকটা বড়ো অপাত্‌ত। [<অপাত্র]।

অপানি=[রা]—বি. মানুষ॥ এত অপানি কোথায় ছিল? [<অ+প্রাণী]।

অপাল্‌টি ম্যায়া=[রা]—বি. ব্যর্থ স্ত্রীলোক॥ অপাল্‌টি ম্যায়ার মতো কাম্‌ করিশ্‌? [অপাল্‌টি=অকৃতকার্য+<মাইয়া <মাতৃকা=মেয়ে]।

অপুইস্‌ল্যা=[পা]—বিণ. অবহেলিত॥ [<অ+পুছিল (√পুছ=জিজ্ঞাসা করা)+ইয়া প্র.]।

অপুচি'ছ=[ব]—বিণ. যাহাকে কেহ জিজ্ঞাসা করে না, ঘৃণ্য॥ তুই বড়ো অপুচি'ছ। [<অ+পুছিহ; দেখ অপুইস্‌ল্যা]।

অপুচ্‌=[রং]—বিণ. মূল্যহীন, অগ্রাহ্য, চাহিদাহীন॥ পুয়াটু লাউ বাজারোত্‌ অপুচ্‌। [<অপুছ=অ+পুছ(=জিজ্ঞাসা করা)]।

অপুছ্‌=[দি]—বিণ. যাহাকে কেহ জিজ্ঞাসা করে না, নামহীন, অনাদৃত॥ গরিব লোক শব জাগাতেই অপুছ্‌। [অ+পুছ, দেখ অপুচ্‌]।

অপুত্‌রা=[ম]—বিণ. অপুত্রক, নিঃসন্তান॥ অপুত্‌রার মাল মারো যমে খায়॥ [<অপুত্র]।

অপুর্‌=[রা]—বিণ. কচি, ছোট, অপরিপক্ক॥ অপুর্‌ জাম্‌। [<অ+পুর (=পূর্ণ)]।

অপুস্‌সা=[পা]—বিণ. অবহেলিত॥ এমন অপুস্‌সা মাইন্‌শেরও দরকার্‌ হচে'। [দেখ অপুছ্‌+আ প্র. দেখ অপুইস্‌ল্যা]।

অপোশা=[পা]—বিণ. যাহাকে পোষ মানানো যায় না॥ অপোশা কুত্তা। [<অ+পোষা]।

অপ্‌অপি=[ম]—অব্য. হুপাহুপ, তাড়াতাড়ি॥ অপ্‌অপি চা'ইর্‌ডা খাইয়া ল। [অনু.]।

অপ্‌কতা=[কুম]—বি. গুজব, বাজে কথা॥ অপ্‌কতা হগ্‌গলতা হাসা অয় না। [<অপকথা]।

অপ্‌ত=[রা]—বি. রক্ত॥ বাপ্‌রে, অপ্‌ত কি লাল? [<রক্ত]।

অপ্‌তার=[কুম, নো]—বি. বিপদ॥ অপ্‌তারের শময় কেউইর দ্যাহা নাই। [<অপকার]।

অপ্‌ফুলানো=[য]—ক্রি. ক্ষুব্ধ হইয়া বসিয়া থাকা, অভিমান করা॥ এ্যাতক্‌খন ঝগ্‌ড়া কৈরা এ্যাখন অপ্‌ফুলাইসেন।

অফট্‌=[সি]—বি. জনরব, গুজব॥ [<উদ্ভট]।

অফা=[ব]—বি. মীমাংসা বা শেষ॥ কাযিয়া বাযিয়া লাব কি, অফা কোরে ফ্যাল্‌। [<রফ্‌'আ رفع আং]।

অফাই=[ফ]—বি. গুজব॥ [<আফ্‌রাহ্‌ افواه আং]।

অফাদান্‌=[ব]—বি. আহ্‌ল-ই-হাদিস সম্প্রদায়কে বলা হয়; রুকু ও সিজ্‌দায় যাইবার প্রাক্‌কালে এই সম্প্রদায়ের লোকেরা উভয় হাত উঠাইয়া বলিয়া তাহাদিগকে 'অফাদান' বলা হয়॥ [<রফ'য়দয়ন رفع يدين আং (=দুই হাত তোলা)]।

অফারাইয়া=[পা]—বিণ. অপ্রাসঙ্গিক॥ অফারাইয়া কতা করো না। [<অকর্ম+ইয়া প্র.]।

অফুল্যা=[রা]—বিণ. অফলন্ত॥ আম-গাছটা এ্যাখনও অফুল্যা। [<অফুল+ইয়া প্র.]।

অফেলা=[সি]—বি. উপেক্ষা, অবহেলা, তচ্ছ ॥ ই চি'য়ূটা অফেলার নয়। [<অবহেলা]।

অফ্=[পা]—বি. আশ্চর্য ॥ পোলাটার কাম্ দেখ্‌লে অফ্ লাগে।

অফ্অফা=[ম]—বিণ. খোলা, মুক্ত ॥ চৈ'ত্ মাশের হাইনুযায় অফ্অফা বাতাশ বৈতাসে। [অনু.]।

অফ্তানো=[রং]—ক্রি. লুকাইয়া রাখা ॥ অফ্তালু নাকি ?

অফ্ফুলানো=[ম]—ক্রি. মুখভার করা, রাগ করা ॥ পোলাডা অফ্ ফুলাইয়া রৈসে। [দেখ অপ্‌ফুলানো]।

অবং=[ব, ম]—বিণ. বোকা, অযোগ্য (গালি অর্থে) ॥ তুই এ্যাকেবারে অবং। [<অভব্য]।

অবগিন্না=[কু]—বি. অতি নিম্ন স্তরের ঘৃণা ॥ [<অবঘৃণা সং]।

অবডব=[রা]—বিণ. ছট্‌ফট্, মুমূর্ষু অবস্থা ॥ রোগির অবস্থা অবডব। [দেখ অব্‌তব্]।

অবতব=[সি]—বি. মৌখিক সহানুভূতি প্রকাশ ॥

অবতার্=[পা, ফ]—বি. অদ্ভুত ব্যক্তি ॥ শে যে অবতার্ ঐয়া বৈসে। [<অবতার (=incarnation) ; ব্যঙ্গার্থে]।

অবতুরে=[পা] — বিণ. নিঃসহায় ॥ অবতুরেকে কেউ দেখ্‌তে পায় না। [<আতুর+এ প্র.]।

অবত্যানি=[ব]—বিণ. ছোট, বুদ্ধিহীন, কচি বালক ॥ [<অবোধ+আনী প্র.]।

অবতৈরা=[পা]—বিণ. অকর্মী ॥ অবতৈরা লোক কোথাও টিঁহে না। [দেখ অবৈদরা]।

অবত্তুর=[চট্ট]—বিণ. অকাল-পক্ব ॥ অবতুর কাঁডল ন খাইয়স্।

অবত্তুর্যা=[ব]—বিণ. অকালে উৎপন্ন ॥ অবতুর্যা লাউ।

অবধকা=[ম]—বিণ. অকেজো ॥ [<অবধুক্ক প্রাং<অবস্তুক সং]।

অবদ্=[রা]—বিণ. যাহার হুঁশ জ্ঞান কম ॥ [<অবোধ]।

অবদ্দারে=[রা]—ক্রি. বিণ. অনবরত ॥ অবদ্দারে মোর শাথে ঝগড়া কর্ চো খালি। [<*অবিতর<অবিরত+এ বিভক্তি]।

অবধুত্=[খু]—বি. অপদার্থ ; উদাসীন, অকেজো (গালি অর্থে) ॥ অবধুত্ কোথাকার। [<অবধূত (=এক শ্রেণীর সন্ন্যাসী) সং]।

অবনি=[ফ]—বি. অভাব ॥ অবনিত্ পৈরা আপ্‌নের কাসে আইসি। [<অ +√বন্=সিল হওয়া+ই প্র.]।

অবন্ড=[চা]—বি. গালি গালাজ ॥ হ্যার্ অবন্ড হুইন্যা আমার শৈল্‌লে আগুন্ লাগ্‌সে। [অভদ্র]।

২=[ম]—বিণ. অশ্লীল বা অকথ্য ॥ পুলাডা বর অবন্ড কতা কয়।

অবন্তর্=[ফ]—বি. ব্যতীত, অভাবে ॥ [<অবান্তর]।

অবর্=[ম]—বিণ. বোকা ॥ লোকটা এ্যাক্ নম্বরের অবর্। [<অবর সং= নিকৃষ্ট ; অর্থ প্র.]

অবর্যবর্=[ম]—বিণ. বিশৃংখলা, উৎপাত ॥ কাম অবর্‌যবর্ কৈরো না [অনু.]।

অবলংগা=[ম]—বি. বোকা, বেয়াদব, অশিষ্ট ॥ এই অবলংগাডা ক্যারে আইসে ? [<অ (স্বার্থে)+বাঙ্গাল ; তুং অবাংগাল্]।

অবলা=[দি]—বি. ঐবেলা বা অবেলায় ॥ অবলা বাড়িত্ থাইক। [<ঐ বেলা]।

অবস্তর=[ম]—বিণ. উলংগ ॥ গরিব পোলাডা অবস্তর থাহে। [<অ+বস্ত্র]।

অবা=[চট্ট, নো]—অব্য. হে, ওহে, ॥ অবা কন্‌ডে যাও ? [<ও ভাই]।

২=[কুম, পা]—বিণ. বোকা, বুদ্ধিহীন ॥ এ্যাডা অবার কাম্ না [<হাবা]।

৩=[ম]—বি. মড়ক, মহামারী ॥ অবায় গাওকে গাও উবার ঐতাসে। [<রবা ৬১ আং]।

৪=[ম, পা] — ক্রি. বিণ. অমন, ঐরকম ॥ অবা করতাসস্ ক্যা ? [<ঐ +বা প্র.; তুং কিবা]।

৫=[চা, কুম]—বি. জলচর পাখী বিশেষ, গাং চিল হইতে একটু বড়, যেখানে বসে সেখানেই লেজ নাড়ে ॥

অবাই=[পা, ফ, ম]—ক্রি. বিণ. অমনি, ঐ রকম ॥ অবাই লাফ দেওয়ায় তার্ পা বাইংগা গ্যাসে। [<ঐ+ভাবে]।

অবাংগাল্=[পা]—বিণ. বুদ্ধিহীন ॥ অবাংগালের মত চ'লস্ ক্যা ? [<অ (স্বার্থে)+বাঙ্গাল (=বঙ্গদেশীয়) ; দেখ অবলংগা]।

অবাচ্'=[খু]—বিণ. বলহীন, নিস্তেজ ॥ শোমসুত দিন বশে থাহে আমার হাত পাও অবাচ্' হৈয়ে গেইচে'। [<অবশ]।

অবাট্=[পা]—বি. রবার ॥ অবাটের যুতা। [<রবাট<রবার rubber ইং]।

অবাতানি=[ব]—বিণ. কচি, ছোট ॥ অবাতানি সাওয়াব উপদ্রব অশহ্য। [দেখ অবত্যানি]।

অবাতুইরা=[পা]—বিণ. অকেজো ॥ অবাতুইরা যিনিশ ফালায়া দে। [দেখ অবতৈরা]।

অবাত্তি=[পা]—বিণ. কাঁচা, কচি ॥

অবানি=[রা]—বিণ. কিশোর ॥ অবানি বয়শ।

অবাব্=[বা, কুম]—বি. অভাব, অনটন ॥ অবাবের শংশার।
[<অভাব]।

অবায়=[সি]—ক্রি. বিণ. ওদিকে ॥ তোমরা অবায় যাও। [<ঐবাগে (=দিকে)]।

২=[রং]—বি. না থাকিলে ॥ তু অবায় মোর চল্‌বার নয়। [<অভাবে]।

অবায়দি=[সি]—ক্রি. বিণ. এই দিক দিয়া ॥ অবায়দি আইউক্‌কা যাইগি, তৌ যল্‌দি যাইমুমগৈ। [<ঐ বাগে দিয়া]।

অবার্=[পা]—বি. রবার ॥ [দেখ অবাট্]।

অবাহে=[দি]—অব্য. ওগো, ওহে ॥ অবাহে, বাবা কুনুটে ? [<ও *বাপ্ হে <ও বাপু হে<ও বাপু হে]।

অবি=[ম]—ক্রি.বিণ. ঐ রকম ॥ কাম্‌ডা অবি না করাই বালা। [<ঐ+বিহি প্রাঃ <বিধি সং]।
২=[চা]—বি. যুক্তিহীন তার্কিক ॥ অবির লগে তর্‌কো কৈরা যুইত্‌ নাই। [<অভী সং=ভয়হীন; অর্থের বিকৃতি]।

অবিদস্‌ত=[খু, না]—ক্রি. বিণ. অকারণ, অনর্থক, বৃথা ॥ সেবোটা অবিদস্‌তে ট্যাহা পৈশা নশ্‌টো কর্‌ তাসে। [<অব্যবস্থা]।

অবিদান্‌ন্নি=[খু]—বিণ. অনর্থক, বৃথা ॥ [<অবিধানীয়]।

অবিদে=[ম]—বি. উপায়, ব্যবস্থা ॥ ট্যাহা পাওনের কোন অবিদে দেহি না। [<অ(স্বার্থে)+বিধি ব্যবস্থা]।

অবিদ্=[খু]—বি. উপায় ॥ [দেখ অবিদে]।

অবিরল্‌তি=[ম]—বিণ. নগ্ন ॥ অবিরল্‌তি গাইডা বেইচ'া হাল্লাম্। [<অ+বিবস্ত্রী, স্ত্রীলিঙ্গে ঈ প্র.। √বিয়া, বিয়ান <বিয়াই প্রাঃ বিন্যাসতে সং]।

অবিলম্‌বে=[কা]—বি. উপলক্ষে ॥ কি অবিলম্‌বে এ্যাহানে আইস্যো? [অভিলাষে+উপলক্ষে=অভিলক্ষে=অবিলম্বে]।

অবিল্যা=[চা]—ক্রি. বিণ. অসময় ॥ [<অবেলা]।

অবিশ্যা=[নং]—বি. অভ্যাস ॥ কতায় কতায় কিনা কাইন্দা অবিশ্যাটা মোটেই বালা নোয়ায়। [<অভ্যাস]।

অবিশ্‌=[কুম, সি, চা]—বি. হবিষ্যান্ন, হিন্দুদের পিতামাতা মারা যাওয়ার পর নির্দিষ্ট শোকপালন কাল ॥ 'আদা খাইয়া নিরামিশ, তাসে কয় অবিশ' (প্রবাদ)। [<হবিষ্য সং]।

অবু=[খু]—ক্রি. বিণ. সর্বদা ॥ মরা পোলার লাইগ্যা মায় অবু কান্দে।

অবুক্‌=[চট্ট]—অব্য. আশ্চর্যবোধক শব্দ ॥ অবুক্! তুই কেনে গেছে গেলি? [<অবাক্]

অবুঝ্‌=[ম,কুম,পা]—বিণ. ছোট ছেলে, যে বুঝে না, অজ্ঞ ॥ অবুঝ্‌ডারে বুঝাবু কিমুদা? [<অবুঝ=অ+বুঝ]।

অবুনাদ্=[পা]—বি. গরমিল ॥ তাগোর মইদ্দে অবুনাদ্ চ'ল্‌সে। [<অ+বুনাদ; তুঃ বানাও হিং=মিল]।

অবুলা=[পা, কু, ক]—বিণ. বাক্‌শক্তিহীন (পশু)। [<অবোলা]।

অবেইলা—[নো]—ক্রি. বিণ. অবেলা, সন্ধ্যাকাল ॥ অবেইলা কোনাই যান? [<অবেলা]।

অবেদ্=[সি]—বিণ. আশ্চর্য, অবাক্ ॥ হেতাবার কানড দেইখ্যা আঁই অবেদ্ ঐসি। [<অবোধ]।

অবেন্দরা=[পা]—বিণ অকেজো ॥ [<অভদ্র]।

অবো—[পা]—অব্য. বিরতি, থামা ॥ অবো, অবো, দাঁড়াও, খাবার খাবারটা খাইয়া লৈ। [খেলার সময় সামান্য বিরতি অর্থে ব্যবহৃত]।

অবোগ্‌গা=[ম, খু]—বি. অবহেলা, ঘৃণা। সোট বলি অবোগ্‌গা দিয়ে ফেলাইও না। [<অবজ্ঞা সং]।

অবোযবো=[খু]—বিণ. নষ্ট বা পণ্ড ॥ কামডা অবোযবো ঐয়ে গেল। [<হবোজবো]।

অবোট্=[ব]—বি. রবার ॥ অবোটের যুতা। [<রবোট<রবার rubber ইং]।

অবোত্=[ম]—বি. মিথ্যা গুজব ॥ অত অবোত্ তুইল না আন্‌তাযে [<অদ্ভুত]।

অব্‌গা=[কুম]—বিণ. না জানিয়া হৈচৈ করে যে ॥ হেই বাবির বুদিডা অব্‌গা। [<অভাগা, অর্থের বিকৃতি]।

অব্‌যশ্‌=[কুম, চা]—বি. অপযশ ॥ মায় থাইকা আমার অবযশ্ ঐল। [<অপযশ=অপযশঃ সং]।
২=[কুম, চা]—বি. অবসর, অবকাশ ॥ আমার অব্‌যশ্ নাই ॥ [<অবকাশ]।

অব্‌তব্‌=[সি, দি]—বিণ. একেবারে শেষ মুহূর্ত, মরমর অবস্থা। রোগির এখন অব্‌তব্ অবস্‌থা। [হিং অব=এখন+হিং তব=তখন]।
২=[বা]—বি. উদ্যোগ, আয়োজন ॥ খাওয়ার অব্‌তব্ করছি। [পূর্বে দেখ]।

অব্‌তার=[পা]—বি. নিন্দনীয় কার্য ॥ তুই আর অব্‌তার করিস্ না। [<আব্‌তর ابتر আঃ=খারাপ]।

অব্‌তুরা=[পা]—বিণ. অসমর্থ ॥ তুই অব্‌তুরা সাওয়াল। [<আতুর]।

অব্‌দর্=[ব]—বি. উদ্যোগ, আয়োজন ॥ বিয়ের অব্‌দর্ কর।

অব্‌দা=[পা, ম]—বিণ. স্থূলবুদ্ধি বা বুদ্ধিহীন (লোক) ॥ শোযা কতাডা বুঝ না, অব্‌দা কোহান্‌কার। [<অবোধ]।

অব্‌বয়্‌=[ম]—বি. অপব্যয় ॥ অব্‌বয়্ পৈশা খাওন্ ঠিক্‌না। [<অপব্যয়]।

অব্‌বর্‌=[নো]—বিণ. খালি খালি ॥ অব্‌বর্ কথা কও ক্যা? [দেখ অব্‌রি]।

অব্‌বা=[ম]—বিণ. বিফল, নিষ্ফল ॥ আমার খাটুনি ব্যাবাক্ অব্‌বায় গ্যাসে। [<অপব্যয়]।

অব্‌বু=[চা]—বিণ. বুদ্ধিহীন, বোকা ॥ তোমার পোলাডা যবর অব্‌বু। [<অবোহ প্রাঃ <অবোধ সং]।

অব্‌ব্যাস্=[নো]—বি. আদর, যত্ন ॥

অব্‌ভরম্=[ব]—বি. অসম্মান ॥ এ্যাস্‌কা কৈরা মানুশের মৈদ্‌দে অব্‌ভরম্ করে। [<অসম্ভ্রম]।

অব্‌ভার্=[খু]—বি. অসম্মান ॥ [<অপব্যবহার, অর্থের বিকৃতি]।

অব্‌রি=[ম]—বি. বেশী কথা ॥ অব্‌রি প্যাচ'াল সাইরা দে। [<উপরি]।

অব্‌রু=[য. খু]—বি. ভ্রূ ॥ [<আব্রু ابرو ফা.]।

অভিলংগ=[খু]—বি. দুঃখ, অনুতাপ, বেদনা ॥

অমনা=[সি]—ক্রি. বিণ. এইরূপে ॥ অমনা আইলায় কিলা? [অম=এমন+না=প্রকারে]।

অসকাইল্‌দা=[নো]—বিণ. অবেলা, অসময়ে ॥ [<অ+সকাল+ইয়া প্র.]।

অসকালে=[পা]—ক্রি. বিণ. অসময়ে ॥ [অ+সকালে]।

অসক্‌ত=[খু]—বিণ. গর্ভবতী ॥ [<অশক্ত; অর্থ প্র.]।

অসাহ্‌জি=[শ্রী]—বিণ. অগণিত, বহু ॥ [<অসাহ্য; অর্থের বিকৃতি]।

অশয্‌গর=[কুম]—বিণ. আঁতুর ঘর ॥ অশয্‌গরে যাইস না। [<অশৌচ+ঘর]।

অশড়=[খু]—বিণ. অবশ ॥ [<অসাড়]।

অশত=[রা]—ক্রি. বিণ. দেরীতে ॥ অশত্ আশি এত পাড়াপাড়ি কেন?

অশদ=[ব, রা]—বি.ঔষধ ॥[<ঔষধ]।

অশন্‌ড মুল্‌=[ব]—বি. এক প্রকার ভেষজ গাছ ॥

অশল্‌ল=[খু]—বিণ. যাহা সহ্য করা যায় না ॥ অশব্ নোংরামি অশল্‌ল। [<অসহল=অসহ্য; তুং অশ্‌লো, অশহিলে; অ+সহল (=সহিবার যোগ্য)+ইয় প্র.]।

অশল্‌লা ফশল্‌লা=[না]—বিণ. ধরা-বাঁধাহিন, স্থিরতাহীন (কথা ও কাজে অনিশ্চয়তা বুঝাইতে) ॥ [<অ+সহল (=সহিবার যোগ্য)+ইয়া প্র.+ফশল্‌লা অনু:]।

অশহিলে=[ফ]—বিণ. বিরক্ত ॥ বেশি অশহিলে কৈর না। [দেখ অশল্‌ল]।

অশা=[রা]—বি. কাছি, মোটা দড়ি ॥ শক্ত অশা নিয়া নাও বান্‌ধ। [<রশা=রশি, আ প্র. বৃহদার্থে]।

অশাগর্‌=[কু]—বি. সাগরের ন্যায় ॥ বিলটায় এবার অশাগর্ পানি ঐসে। [অ+সাগর]।

অশারা=[য]—বিণ. অকুলীন ॥ অশারা যাতের মাইয়া বিয়া কৈব না। [অ+সারা (=সার বিশিষ্ট)]।

অশাল্‌টানা=[দি]—বিণ. অবাস্তব ॥ তোর অশাল্‌টানা কতা শুন্‌তে শুন্‌তে কান ঠশাইল।

অশায়েস্‌তা=[ম]—বিণ. অবাধ্য, দুরন্ত ॥ অশায়েস্‌তা পোলাডা বাপের কতা মোডেই তাসির করেনা। [অ+শায়েস্তা<শাই'স্তহ্ شائسته ফা.]।

অশি=[রং]—বি. রশি ॥ এই অশিখান্ দা প্যাগোয়া গরুটা বাঁদো। [<রশি, ই প্র. হ্রস্বার্থে]।

২=[সি]—বিণ. গালি বিশেষ ॥ হেই অশি পরা হিজিয়া আস্‌না কেনে? [অশি<রহ্‌শী وحشى আং (=বন্য)]।

অশিক্=[রং]—বিণ. <রসিক ॥ লোকটা বড়ো অশিক্।

অশিমিল্=[ব]—বি. অযোগাড় ॥ টাকার বড় অশিমিল্। [অ+সিজিল<সিজল হিং]।

অশিদ্‌দি=[পা]—বিণ. অস্থির, চঞ্চল (নিন্দার্থে) ॥ কি অশিদ্‌দি সাওয়াল রে। [<অশিষ্ট]।

অশিয়া=[রং]—বি. রসিকলোক ॥ ঐ অশিয়াটা ঘাটায় ঘাটায় গান কয়া যায়। [<রসিয়া<রসিক]।

অশুইক্যা=[চট্ট]—বিণ. পীড়িত, রুগ্ন ॥ অশুইক্যা শৈল লৈয়া কি খাঁড়ি যায়? [<অসুখ+ইয়া প্র. (স্বার্থে)]।

অশুগতরে=[খু]—বিণ. কর্ম বিমুখ (স্বাস্থ্য ভাল থাকা সত্ত্বেও) ॥ তোর মতন অশুগতরে আর নাই। [<অসুখ+গতরে, গতর<গাত্র]।

অশুয্=[কুম]—বিণ. অশৌচ, অপবিত্র ॥ আমরার অশুয্ অহনো শ্যাশ্ ঐসেনা। [<অশৌচ]।

অশুয্‌গর=[ম]—বি. আঁতুরঘর ॥ অশুয গর যাইস্ না। [দেখ অশয্‌গর]।

অশুন=[দি, পা]—বি. রশুন ॥ হাটুতে অশুন আনিশ্। [<রসুন]।

অশুমারি=[চা]—বিণ. অগুন্‌তি, অসংখ্য ॥ [অ+শুমার شمار ফা. (=গণনা)+ই প্র.]।

অশুর=[ব]—বি. আশ্রয়, প্রভাব ॥ [<আসর اثر আং]।

অশুশার=[সি]—বি. অযোগাড়, অসুবিধা ॥ আমার গরো অশুশার আসে, সাত্‌র যাগির রাহন যাইত না। [অ+সুসার]।

অশুহা=[ফ]—বিণ. অরুচি ॥ ইলিশ মাস খাইতে খাইতে অশুহা ঐসে। [<অ+ছুহা প্রাং<ক্ষুধা সং]।

অশে অশে=[ম]—ক্রি. বিণ. দমে দমে, প্রতিমুহূর্তে ॥ অশে অশে মাওলার নাম লও। [<শ্বাসে শ্বাসে]।

অশে বর করা=[ম]—ক্রি. মৃত্যুর নিকট-বর্তী হওয়া ॥ রোগিডা অশে বর করসে, আর আশা নাই। [দেখ অশ৩]।

অশৈরন্=[খু]—বি. অসহ্য ॥ 'অশৈরন শৈতে নারি'—প্রবাদ। [<অসহনীয়]।

অশৈল্যা=[পা]—বিণ. অনুচিত, অন্যায়। অমন অশৈল্যা কথায় কার্ না রাগ ওঠে? [দেখ অশল্‌ল]।

অশোক্=[পা]—বিণ. দুরন্ত, অশান্ত ॥ [<অশক্য]।

অশোত্=[রং]—বি. খাদ্যদ্রব্য ॥ ঘরোত অশোত্ আছে। [<রসদ رسد ফা.]।

অশোম্‌কাল্=[খু]—বি. বিপদের সময় ॥ [<অসময়কাল]।

অশোলে=[রা]—বি. জ্বালাতন, উৎ-পীড়ন, বিরক্ত ॥ বেশি অশোলে করিস্‌নে। [অ+সোলে<সুল্‌হ صلح আং=শান্তি]।

অশ্=[রং]—বি. রস ॥ কুশাইয়ের অশ্ মিটা লাগে। [<রস]।

২=[খু]—বি. কালি ॥ দুতায় অশ্ কর।

৩=[ম]—বি. শ্বাস, দম, নিঃশ্বাস প্রশ্বাস ॥ শর্‌ দিতে অশ্ বন্দ ঐয়া যাইবার চা'য়। [<*হস<*সস<শ্বাস কিংবা<অসু সং]।

৪=[নো]—বিণ. নরম; ঢিলা ॥ অশ্ করি কাহর পিন্‌দো।

অশ্‌কটি=[রা]—বি. যে কাঠি দিয়া চুলায় জাল ঠেলিয়া দেওয়া হয় ॥ [অশ্+কটি<কাঠি]।

অশ্‌কল্=[স]—বি. আমন ধান বিশেষ ॥

অশ্‌কা=[ম]—বিণ. যাহা সহজেই খুলিয়া যায় ॥ রশিটায় অশ্‌কা গিরো দে। [<ফসকা<ফসখ فسخ আং]।

অশ্‌কানো=[সি, ম]—ক্রি. ঢিলা হওয়া, হটিয়া যাওয়া ॥ (১) রশির গিঠু অশ্‌খি গ্যাসে; (২) তুহানে ঠিহাডা অশ্‌খি গ্যাসে। [দেখ অশ্‌কা+আনো প্র.]।

অশ্‌কিয়া=[সি]—অস. ক্রি. ঢিলা হইয়া ॥ খুডিডা তুফানের ঠ্যালায় অশ্‌-কিয়া গ্যাসে। [<ফসকিয়া]।

অশ্কোট্=[রা]—বি. কোমরের অলঙ্কার বিশেষ ॥

অশ্টমুহি=[ব]—বি. ইক্ষুর শ্রেণী বিশেষ ॥ [<অষ্টমুখী]।

অশ্ঠাওর্=[রা, ব]—বিণ. যে কোন জিনিস ঠিক রাখে না ॥ [<অঠাহর]।

অশ্রা=[ম]—বি. বারান্দা ॥ অশ্রায় বও। [<ওস্রা <ওসারা <ওআলা প্রাং<উপশালা সং]।

অশ্লাত্=[ম]—বি. তালুক মুলুকের আয়, জমিদারীর আদায় ॥ তালুকদার সোড ঐলে অশ্লাত্ কম্ না। [<রাসিলাত رسلات আং]।

অশ্লো=[রা]—বিণ. বিরক্তিকর (কাজ) ॥ [<অ+সহল=সহিবার যোগ্য; তুং অশলুল]।

অশ্শরিয়া=[বা]—বিণ. যাহার অবসর আছে ॥ [<অবসরিয়া=অবসর+ইয়া প্র.]।

অশ্শর্=[বা]—বি. অবসর ॥ আমার অশ্শর্ নাই। [<অবসর]।
২=[চট্টি]—বিণ. একাকী ॥ আঁই অশ্শর্ হিকান্ ন যাইয়্যুম্। [<একেশ্বর]।

অশ্শলে=[কুম]—বি. মোটের উপর ॥ অশ্শলে তোর শর্বনাশ ঐসে। [<আসলে; আসল اصل আং]।

অসদ্=[কুম]—বিণ. বোকা ॥ তুই যবর অসদ্ রে। [<অসৎ]।

অসর্=[য,খু]—বি. প্রভাব, ক্রিয়া ॥ [<আসর اثر আং]।

অসাইল্ কুসাইল্=[নো]—বিণ. সৌন্দর্যহীন, অকর্মা ॥ অসাইল্ কুসাইল্ মানুশ তার পসন্দ অয় না। [<অ+ছাইলা <ছবীলা হিং (=সুন্দর)]।

অসু=[সি]—বি. বাঁশের বেতের তৈরী মাছ ধরার ফাঁদ ॥

অসুকা=[সি]—বিণ. নূতন ॥

অসুত্=[কু]—বিণ. অপবিত্র ॥ অসুত্ শরিরে গরে উডিস্না। [<অ+ছুত< ছুত্ত প্রাং<ছুপ্ত আদিম প্রাং (ছুপ্+ত), √ছুপ্=√ছোঁ]।

অস্অসা=[কুম]—বি. ষড়যন্ত্র ॥ তার অস্অসায় পৈরা তোমার হগল্ ট্যাহা পৈশা খুয়াইলা। [<ওয়াস্ওয়াস: وسوسه আং]।

অস্ওয়াসা=[য]—বি. দুশ্চিন্তা, সন্দেহ ॥ [দেখ অস্অসা]।

অস্তুরা=[কুম]—বি. ক্ষুর ॥ [<উস্তুরহ্ استره ফা.]।

অস্তর্=[বা]—বি. হাতিয়ার ॥ তোব অস্তরাদি শাবৃদানে রাখিশ্। [<অস্ত্র সং]।

অস্তিলস্তি=[পা]—বি. কূলকিনারা ॥ [<অস্তিনাস্তি]।

অস্তে=[কুম, চা, ম, সি]—ক্রি. বিণ. আস্তে, নীরবে ॥ অস্তে কতা কও। [<আস্তে<আহিস্তহ্ آهسته ফা.]।

অস্তোবিস্থো=[সি]—বিণ. তাড়াহুড়ার সহিত ॥ লোকটা অস্তো বিস্থো ঐয়া যায় কুবাই? [<ব্যস্ত<ব্যস্ত, অস্তো অনু:]।

অস্থুম্বা=[বা]—বিণ. স্থির, নিশ্চল, কিংকর্তব্যবিমূঢ় ॥ অস্থুম্বার মত খাড়াইয়া রৈস ক্যা? [<স্তম্ভ]।

অস্সার=[খু]—বিণ. দুষ্ট, শয়তান ॥ [<অ+সার; তুং নচ্ছার]।

অস্সেদ্দা=[খু]—বি. অবজ্ঞা, তাচ্ছিল্য ॥ [<অশ্রদ্ধা]।

অহনা=[ম]—ক্রি. বিণ. এখন ॥ তুমি অহনা কোনু যাইবা? [<এখন]।

অহন্=[কুম, ম,]—ক্রি. বিণ. এখন ॥ অহন্ বাথার যাইও না। [<এখন]।

অহন্কা=[ম]—ক্রি. বিণ. এখন ॥ অহন্কা আমি কিছু কর্তাম্ না। [<অহন্+কা (স্বার্থে) প্র.; তুং আজিকা; অহন্<এখন]।

অহন্ত=[কুম]—ক্রি. বিণ. এখন তো ॥ অহন্ত কতা কওনা। [<এখন তো]।

অহন্তরি=[ম, চা, কুম]—ক্রি. বিণ. এখন পর্যন্ত ॥ অহন্তরি হেয় আইল না। [অহন<এখন+তরি প্র.]।

অহন্তবুরি=[ম]—ক্রি. বিণ. এখন ও ॥ অহন্তবুরি রৈসে? [দেখ অহন্তরি]।

অহরে=[রা]—সর্ব. উহাদের ॥ আমি অহরে বাড়ি যাবু। [অহ<উহ+রে সম্বন্ধে—উহ<অসৌ সং]।

অহল্চহল্=[রা]—বিণ. অঢেল, প্রচুর ॥ [অনু.]।

অহল্মাই=[ম]—অব্য. ভয়, বিস্ময় জনিত শব্দ ॥ অহল্মাই! আমার এ্যাক্টা পোলাই, তারে আমি যাইতাম্ দিতাম্ না। [<আহা রে!+মাই=মা]।

অহা=[ক]—অব্য. ঐ দেখ ॥ অহা, কি যানি আইতাসে। [<আহা]।
২=[কুম,]—বি. পাখি বিশেষ (বকের ন্যায়) ॥ অহা শিকারে যামু।

অহাটা=[ম]—বি. হাটের দিন ছাড়া অন্য দিন ॥ অহাটায় বৈরব গিয়া কাম ঐতনা। [<অ+হাট+আ প্র.]।

অহার্দ্দা=[চা]—বি. অতিরিক্ত খাওয়ার পর অরুচি ॥ খাউক্, অহার্দা কৈরা খাওনের কাম্ নাই। [<অশ্রদ্ধা]।

অহাল্চ'হাল্=[ম]—বিণ. স্বাচ্ছন্দ্য (আহারে বিহারে ও কথা বার্তায়) ॥ মুরুব্বিগো শামনে অহাল্চ'হাল্ কৈরা কতা কও ক্যা? [দেখ অহল্চহল্]।

অহিয়াত্=[রা]—বিণ. অনাবশ্যক ॥ [<ব্যাহিয়াত واهيات আং]।

অহিলা=[দি]—বি. আঙ্গিনার যেখানে চালের পানি পড়ে ॥ আইজ অহিলা গাইত্ পানি ঐছে।

অহুটা=[ম]—বি. দম বন্ধ হওয়ার উপক্রম, নাভিশ্বাস ॥ অহুটা লাগসে। [অহু+টা প্র.; অহু<অসু (=প্রাণ, দম)]।

অহুত্রা অখেত্রা=[নো]—বিণ. যে স্ত্রীলোকের ছেলেই নাই ॥ এই বুড়িডা এ্যাক্কেরে অহুত্রা অখেত্রা। [<অহুত্রা <অপুত্রা; অখেত্রা অনু:]।

অহুন্=[ম]—বি. রসুন ॥ আটৈত্তে অহুন আনুন্ লাগ্বো। [<রসুন]।

অহুরান্তি=[কুম]—বিণ. অফুরন্ত ॥ তার অহুরান্তি কতা হুনে ক্যাডা? [<অফুরান্ত]।

অহোমান্=[পা]—বি. অপমান ॥ কারোর অহোমান কৈর না। [<অপমান]।

[এই অংশটি চৌদ্দসংখ্যক পৃষ্ঠার তৃতীয় কলামের 'অমলা' ও অশকাইল্‌লা' শব্দ দ্বয়ের মাঝখানে হইবে।]

অমসর্‌=[কুম, সি]—বিণ. দুষ্প্রাপ্য॥ বাগ্গা মিনিশ্‌ বরে অমসর। [অ+মুয়স্‌সর ميسر আং=সহজলভ্য]।

অমা=[ক]—অব্য. বাঃ বাঃ॥ অমা, তুমি আবার পাহারা দিবার পার। [ওমা]।

২=[রা]—বি. পশম॥ [<রোমা<রোম সং]।

৩=[কুম]—বিণ. বেপরোয়া, কাণ্ডজ্ঞানহীন, বোকা॥ অমা চ'লিত্তির অনেক বিপদ আসে।

অমাইন্‌শ্যামি=[পা]—বি. অমানুষিকতা॥ এমন অমাইন্‌শ্যামি ক্যারবেন কর্‌লা? [<অ+মানুষ+আমি প্র.]।

অমাচা=[র']—বিণ. দুষ্ট॥ ছাওয়াটা বড় অমাচা। [অবজ্ঞার্থ<অবাধ্য]।

অমান্‌শ্যাতি=[বং]—বি. অমানুষিকতা॥ মোর শাথে অমানুশ্যাতি ব্যাভার কচ্‌চে। [অ+মানুশ্যাতি<মনুষ্যত্ব সং; তুং অমাইন্‌শ্যামি]।

অমারে মা=[চট্টী]—অব্য. আশ্চর্যবোধক শব্দ॥ অমারে মা কি খাইলি? [<ও মারে মা]।

অমালে=[বু]—ক্রি. বিণ. অমনভাবে॥ অমালে বৈশ্যা কি ভাবস? [দেখ অমলা]।

অমিক্‌কা=[চট্টী]—ক্রি. বিণ. এই দিকে, ঐ দিকে॥ অমিক্‌কা চা'ইয়া রৈস ক্যা? [<ও+মুখে=দিকে]।

অমিন্‌দা=[বা]—ক্রি. বিণ. ঐ দিক দিয়া॥ অমিন্‌দা যাইস না। পাগ্‌লা কুত্তা আছে। [<অমন দিক্‌ দিয়া]।

অমিহি=[ক]—ক্রি বিণ. ঐ দিকে॥ অমিহি যাইস না॥ [<ও+মুহি<মুখি=মুখে (দিকে)]।

অমুই=[নো]—ক্রি. বিণ. এদিকে॥ অমুই যাইএন্‌ না। [দেখ অমিহি]।

অমুকা=[সি]—ক্রি. বিণ. এই দিকে॥ থামুন, অমুকা যায়বায় না। [<ওমুখে; তুং অমিক্‌কা]।

অমুড়া=[বং]—বি. অশুভ বক্তা॥ অমুড়াটা কুকথা কবিশ্‌ সেইটাই ঘটিল।

অমুন্‌=[দি]—বি. আগুন॥ আঘাতে অমুন্‌ জালেরা সে কেনে? [<আউন<আগুন]।

অমুন্‌দ=[চা]—বিণ মন্দ, খারাপ॥ কত্তাড় অমুন্‌দ কয় নাই। [<অ(স্বার্থে)+মন্দ]।

অমুরা=[ম]—বি. অপর পার্শ্ব, অপর আঙিনা॥ অমুরা কেডায় বৈয়া রৈসে রে? [<ও+মুড়া=প্রান্ত]।

অমোনা=[সি]—ক্রি. বিণ. এইভাবে॥ অমোনা তারার বাবিগর দেখি আইলাম। [দেখ অমলা]।

অম্‌কটি=[দি]—বি. চুলায় খড়ি ঠেলিয়া দিবার জন্য ব্যবহৃত লাঠি বিশেষ॥

অম্‌তে=[কুম, বং]—ক্রি. বিণ. ঐভাবে, ঐরকমে॥ কামড়া অম্‌তে কর। [<ঐ মতে]।

অম্‌নে=[সি]—ক্রি. বিণ. বিনামূল্যে, বিনা পরিশ্রমে॥ [<অমনি]।

২=[ম]—ক্রি. বিণ. ঐপথে, ঐরূপে॥ এখান দিয়া পথ বন্দ অম্‌নে গুইরা যা। [<ওমনে; তুং কেমনে]।

৩=[কু]—ক্রি. বিণ. এই দিক দিয়া॥ অম্‌নে যাও। [পূর্বে দেখ]।

অম্‌পি=[ম]—ক্রি. বিণ. ঐ দিকে॥ অম্‌পি যাশ্‌ ক্যা? [<ও মুখে]।

অম্‌পুর্‌=[বং]—বি. রংপুর॥ কাইল্‌কা মুই অম্‌পুর্‌ জাইম। [<রংপুর]।

অম্‌ব=[ম]—বি.' বিরতি, ক্ষান্ত॥ আমি অম্‌ব দিসি, মুইরা দিলে আমি আউট ঐতাম না। [খেলার সময় কর-তলের আঘাতে মুখে সৃষ্ট বিরতিসূচক শব্দ; অনু.]।

অম্‌বর্‌=[কুম]—বিণ. একাকী, নির্জন, নিরালা॥ আমি অম্‌বর্‌ কেম্‌নে যামু? ২=[ম]—বি. সহজগম্য, সহজলভ্য॥

অম্‌বা=[ম]—ক্রি. বিণ. ঐ সময়॥ তুমি যেই চৈ'লা গেস, অম্‌বা হে আইসে।

২=[রা, ফ]—বিণ. ঐরূপ, ঐরকম॥ আমি অম্‌বা কত্তা কৈ নাই। [<অমন+বা তুং কিবা]।

অম্‌বাই=[পা]—ক্রি. বিণ. অম্‌নি, ঐ রকমই॥ পাপের ফল অম্‌বাই অয়। [দেখ অমবা২+ই(নিশ্চয়ার্থে)]।

অম্‌মন্‌দ=[চট্টী]—বি. সম্বন্ধ॥ অম্‌মন্‌দ টি'কলে অয়। [<হম্বন্ধ<সম্বন্ধ]।

অম্‌মুরা=[ম]—বি. ও পাশে॥ ঘরের অম্‌মুরা কেডা? [<ও মুড়া=প্রান্ত]।

অম্‌লাউ=[সি]—বিণ. এমন, এরূপ॥ [দেখ অমলা]।

অম্‌লৈ=[কুম]—বি. আমলকী॥ [<আমলই প্রাঃ<আমলকী সং]।

অম্‌হার্‌=[দি]—সর্ব. ওদের॥ অম্‌হার বাড়ি কুনুটে?

অয়ড়া=[চট্টী]—অব্য. ও বেটা॥ অয়ড়া, আর ন খাইচ্‌। [<ও বেটা]।

অয়ড়ি=[চট্ট]—অব্য. ও বেটী॥ [<ও বেটী]।

অয়তক্‌তে=[চট্ট]—ক্রি. বিণ. ঐ সময়॥ অয়তক্‌তে গেইলি। [<ঐ ওয়াক্ত; وقت ওক্ত আং]।

অয়ন্‌=[ম]—ক্রি. বি. এখন॥ এত বর অয়ন্‌ বাগ্গা না। [<এখন]।

অয়াগ্‌শ্যা=[চট্ট]—বি. অমাবস্যা॥ অয়াগ্‌শ্যার রাইত। [অমাবস্যা]।

অয়াকিবি=[ম]—বি. জানাশোনা, অভিজ্ঞতা॥ কোন দিগেই তার অয়াকিবি কর্‌ না। [<ওয়াকিফী واقفی আং]।

অয়াথাকা=[রা]—ক্রি.দাঁড়াইয়া থাকা॥ [<রহিয়া থাকা]।

অয়ারেশারে=[ম]—ক্রি. বিণ. একোঁড় ওকোঁড়, আগাগোড়া, এই পিঠ হইতে ঐ পিঠ পর্যন্ত॥ মাস্‌টার অয়ারেশারে মুইতাড়া বিন্ধসে। [দেখ অয়ার্‌+প্রসারে]।

অয়ার্‌=[ম]—বি. অথর, ফোঁড়॥ এক গাউ দিয়া অয়ার্‌ কৈরা ফালবার। [<বার وار হিং]।

অয়াশয়া=[ব]—ক্রি. বিণ. <রহিয়া সহিয়া॥ কুনু রহমে অয়াশয়া আসি। [দেখ অয়েশয়ে]।

অয়ে=[রা] — ক্রি. বিণ. দাঁড়াইয়া ॥ [<বয়ে<রহিয়া]।

অয়েশয়ে=[ব]—ক্রি. বিণ. ধৈর্য ধরিয়া [<বহিয়া সহিয়া]।

অয়্=[বং]—বিণ. তত ॥ তুঁই মোটেই অয় টেহা চাবু, মুই অয়্ টেহাই দেইমু [<ঐ]।

২=[কুম, চা, দি]—সর্ব সে ॥ অয় খারিত্ গ্যাসে (চা)। [<হেয়<সেহ<সে; তুঃ কেহ]।

অয়্অ=[কুম, দি]—অব্য. হাঁ ॥ অয়্অ আমি খাইয়া উড্সি। [হাঁ]।

২=[কুম]—অব্য. ধমক বা ভর্ৎসনা সূচক ॥ অয়্অ এই কামডাঐ পারতি না। [ঐ হে]।

অয়্ক্যানে=[রং] —সর্ব. উহাকে কেন ॥ [দেখ অয়্২+ক্যানে=কেন]।

অয়্যানু=[সি] — অব্য. হয় যেন ॥ কামডা বালা অয়যানু। [<হয় জনু; জনু (ম. বাং)=যেন]।

অয়্রন্ ঘংগল্=[ম]—বি. গভীর জঙ্গল ॥ [<বীরান ویران ফা.+জঙ্গল]।

অয়্রান্=[পা, ম] — বিণ. শ্রান্ত, ক্লান্ত ॥ খুব অয়্রান্ ঐসি বাই। [<হয়রান حیران আঃ]।

অয়্রান্ করা=[পা]—ক্রি. সাফ করা ॥ বক্কিডা দান খাইয়া অয়্রান্ কৈরা ফেলাইসে। [দেখ অয়্রান্]।

২=[পা] ক্রি. অন্যায় করা ॥ [দেখ অয়্রান্+করা]।

অরংগা=[ম] বিণ. লম্বা, দীর্ঘ ॥ অরংগা বাশ দিয়া আম্ পার।

অরক্ দেওয়া=[চা]—ক্রি. বিশ্রাম করা ॥ অরক্ দিয়া কাম কর।

অরত্=[চা]—সর্ব. ঐস্থান ॥ অনাত্ থাইক্যা এহানে আইয়া বও। [<ওরতে=উহাতে]।

২=[কুম. ম]—অব্য. সশব্দে, আওয়াজ দিয়া ॥ সে অরত্ কৈরা বমি করিল্। [অনু.]।

অরত্বরত্=[ম]—অব্য. খোলাখুলি। হাচা কতাডা অরত্বরত্ কৈয়া ফালাও। [অনু.]।

অরনা=[ম] — বিণ. আলগা ॥ গরু অরনা সাইরা দিস না, দান খাইয়া লাইব। [দেখ অরন্]।

অরন্=[রং]—বি. অধঃপাত ॥ দেশ গ্যাছে অরনে। [বীরান ویران ফা.]।

২=[চা]—বিণ. হয়রান, ক্লান্ত ॥ হ্যায় খুব অরন্ ঐসে। [দেখ অয়্রান্; আং]।

অরন্ড=[মা]—বি. আসামী ধরার হুকুমনামা ॥ মদু ডাকাইতের নামে অরন্ড বাইবেসে। [ররেণ্ট Warrent

অরন্ডি=[কুম, চা, সি, ম]— বিণ. ভোলা, পথভ্রষ্ট, দিশাহারা ॥ হেরা পথ অরন্ডি ঐয়া হারা রাইত গুর্সে। [<হরন্তী=হারা]।

অরফ্=[কুম, চা, সি]—বি. পাত্তা, ঠিকানা, পত্র ॥ [পরে দেখ]।

২=[চা, ম, কুম]—বি. অক্ষর, বর্ণ ॥ হে যা কৈয়া গেল্ তার একটা অরফ্ও হাচা না। [<হর্ফ্ حرف আং]।

অরম্না=[বা] — বিণ. দুষ্ট ॥ [<ওরম্বা, ওড়ম্বা]।

অরর্=[ম] — অব্য. হড়্হড়্ ॥ পাতার বিতুরে সাপ অরর্ করতাসে। [ধ্বন্যা.=হড়্হড়্]।

অররি=[ম]—ক্রি.বিণ. হড়মুড় করিয়া ॥ করিমের মুখ দিয়া অররি লৌ পর্তাসে। [ধ্বন্যা.; দেখ অরর্]।

অরল্=[কুম] — বি. অড়হর, ডাল বিশেষ ॥ অরলের ডাইল মাউরারা বেশি খায়। [অড়হর]।

অরহ=[দি]—সর্ব. ওর, তার ॥ অরহ যেমন কথা, কেবা আইছিল্!

অরহি=[সি] বি. সবরী, পেয়ারা ॥ অরহির বি'চি যেহানে পরে সেহানেই গাস উডে।

অরা=[রা, দি]—সর্ব. ওরা, তাহারা ॥ [ওরা<উহারা]।

অরাইল্যা=[ম]—ক্রি. বিণ. বিকট শব্দ করিয়া ॥ অডাত্ কিডা অরাইল্যা উড্ল?

অরাক্=[ম]—বি. পাৎলা আবরণ, পাত ॥ আলুয়ার উপ্রে সোনালি অরাক্ বিসাইয়া থুইসে। [<ররক ورق আং=গাছ ইত্যাদির পাতা]।

অরাযোগ্=[বা]—বিণ. মহামারী ॥ দেশে অরাযোগ ঐসে। [<অরাজক; অর্থের বিকৃতি]।

অরাত্=[ম]—অব্য. ধপাস্ ॥ কিডারে অরাত্ কৈরা উঠ্ল? [অনু.]।

অরান্=[ব]—বি. বিনষ্ট, শেষ ॥ গরুডায় দান খেত খাইয়া অরান্ কৈরা ফেলাইসে। [দেখ অরন্]।

অরিং=[ম, চা, কম,]—বি. হরিণ ॥ অরিংডা বন্দ পাতারে দৌর্তাসে। [<হরিণ]।

অরিক্কল্=[রা]—বি. হারিকেন, লণ্ঠন ॥ আন্দার রাইত, অরিক্কল্ লও। [<হারিকেন hurricane ইং]।

অরিদরি=[ম]—বি. এক, দুই (খেলার ডাক) ॥ 'অরিদরি তিন চা'রি পরি চা'ম্পা।' [<একটি, দুটি]।

অরিপ্=[বা]—বিণ. ধূর্ত, চালাক, ঠগ ॥ সেরাডা যবর অরিপ্। [দেখ অরিফ]।

অরিফ্=[পা]—বিণ. ধূর্ত, চালাক ॥ যত অরিফ তত গরিব। [<'আরিফ عارف আং=জ্ঞানী]।

অরিরি=[পা, ফ]—অব্য. ওরে (তুচ্ছার্থে) ॥ অরিরি, কতি যাশ্? [<ওরে রে]।

অরুর্পোয়া=[চট্ট] — বি. শালা ॥ অরুর্পোয়ার কথা হুন। [শ্বশুরের পুত্র; অরু <হহুর <শ্বশুর+পোয়া <পুঅ<পুত <পুত্ত প্রাঃ<পুত্র সং]।

অরেঅরে=[ম] — ক্রি. বিণ. ক্রমে ক্রমে ॥ টেহাগুলি অরে-অরে দিও। [<আরে আরে]।

২=[চা] — ক্রি. বিণ. বারে বারে ॥ অরে অরে কেডায় তরে ডাইক্যা আনব? [<বারে বারে]।

অরেক্=[ম]—বিণ. বিবিধ, নানারকম ॥

মেলায় অরেক্‌ রহম যিনিশ উঠ্‌সে। [<হর্‌রক هر یک ফা.]।

অরেন্‌=[ব]—বি. ওয়ারেণ্ট ॥ [দেখ অরনুড]।

অরে শরে=[চা] ক্রি. বিণ. লম্বালম্বি, সোজাসুজি ॥ এহান্‌দা অরে শরে বেরা দে।

অর‍্যান্‌=[ব]—বিণ. গভীর ॥ অর‍্যান জংগল। [দেখ অরান্‌, অরন্‌]।

অর‍্যাপোত্‌=[ব]—বি. হাতী ॥ [<ঐরাবত]।

অরৈ=[কুম,]—বিণ. ঐ, ঐস্থান ॥ অরৈ লা বুরা, এমুই চিরি চ'।। [<ওই রে; মেয়েরা কোন কথা শুরু করার আগে বা টিপ্পনিস্থলে ব্যবহার করে]।

২=[সি]—বিণ. এইটুকু মাত্র ॥ অরৈ কাম করতে অতকুন্‌ লাগে।

অরৈত্তা=[সি]—বিণ. এইটুকু মাত্র ॥

অরো=[রা]—ক্রি. বিণ. ওখানে ॥ আমি অরো জাবেক্‌ না।

অর্‌=[চা, বা]—সর্ব. তাহার ॥ অর্‌ লাইগা একডা কুরতা আইন। [<ওর=উহার]।

অর্‌ করে=[দি]—সর্ব. ওদের, অন্য শরীকের, অপরের ॥ অরকরে ঘরে খোঁজ কর। [দেখ অর্‌+করে=দিগের]।

অর্‌কা=[চট্ট]—বি. জামা ॥ আঁর অর্‌-কাডা হাত্‌ টেআঁ ঐয়ে। [<আংরাখা]।

অর্‌কাইলা=[ম]—বিণ. অস্থির ॥ মাম্‌লায় পৈরা হে বর অর্‌কাইলা ঐয়া পরসে।

অর্‌কি=[চা]—বি দরজার খিল ॥ রাইতে অবকি দিয়া হুইঅ। [<হুড়কী<হুড়কা]।

অর্‌কেরে=[ব]—সর্ব. ওদের ॥ অর্‌-কেরে কথাই আলাদা। [দেখ অর্‌ করে]।

অর্‌গয়া=[রা]—বি. জমির আইল ঠিক রাখার খোপ ॥ অর্‌গয়ায় হাপ থাক্‌তে পারে।

অর্‌গমা=[চা]—বি. অনিদ্রা ॥ হারা রাইত অর্‌গমা রৈসি। [দেখ অর্‌গোমা]।

অর্‌গা=[ফ]—বি. ইঁদুর শিয়াল প্রভৃতি অনিষ্টকারী জীবজন্তুকে ভয় দেখাইবার উদ্দেশ্যে খড় দিয়া তৈরী মনুষ্যমূর্তি (যাহা ক্ষেতের মাঝখানে গাড়িয়া রাখা হয়) ॥ দান খেতে অর্‌গা গাড়ন লাগে।

অর্‌গোমা=[কুম]—বি. অনিদ্রা ॥ হারা রাইত গান হুইন্যা অর্‌গোমা করসি। [অর্‌<অন+ঘুম+আ প্র.]।

অর্‌যহা=[চা]—বিণ. অসংখ্য ॥ মিডিংগে অর্‌যহা মানু ঐসে। [<অজস্র]।

অর্‌টা=[রং]—সর্ব. উহারটা, তাহারটা ॥ অর্‌টা ফেলাও। [ওর (=উহার)+টা]।

অর্‌ত=[ব]—বি. শরীর, দেহ ॥ অর্‌তে বল নাই। [<অত্তা প্রাং<আত্মা সং]।

অর্‌তকি=[গি]—বি. <হরিতকী ॥

অর্‌তা=[সি]—বি. ডাঁটা ॥

অর্‌তাত্‌ পরা=[সি]—ক্রি. মন্দ অবস্থায় পড়া ॥ মানুশটা অহন অর্‌তাতে পরসে।

অর্‌তিগি=[বা]—বি. <হরিতকী ॥

অর্‌তৈ=[নো]—বি. হরিতকী ॥ [দেখ অর্‌তিগি]।

অর্‌দ=[পা]—বি. সীমা ॥ তুই বেহা-য়াব অর্‌দ। [<হদ্দ حد আং]।

অর্‌দিশা=[ম]—বিণ. দিশাহারা, কিং-কর্তব্য বিমূঢ় ॥ [অর্‌<অন্‌+দিশা (=দিক) সং]।

অর্‌বরি=[চা]—বি. এক প্রকার টক ফল ॥ অর্‌বরি খুব চু'কা।

অর্‌মান্‌=[য, খু]—বি. ইচ্ছা, আকাঙ্ক্ষা ॥ [<আরমান ارمان ফা.]।

অর্‌মুক্‌তালে=[পা, কু, ম]—বিণ. অদক্ষ, অলস ॥ [অর<অন্‌+মুৎতার مختار আং+এ <ইয়া প্র.]।

অর্‌মোথল্‌=[চট্ট]—বি জামরুল, গোলাপ জামের চাইতে কিছু বড় সাদা ফল বিশেষ ॥ কাঁচা অর্‌মোথল্‌ খুব চু'হা।

অলংকা=[রা]—বি. মাছ ধরিবার কোঁচ জাতীয় যন্ত্রবিশেষ ॥

অলংগ কলংগ=[ম]—বি. বাড়াবাড়ি ॥ বেশি অলংগ কলংগ দেহাইলে বাল ঐত না। [অনু.]।

অলংগা=[ম, নো]—বি. বাঁশের তৈরী সড়কি ॥ লাইটাল্‌রা অলংগা দিয়া কাইযা করে। [<অলজ্য সং=অব্যর্থ]।

অলংকলং=[ম]—বিণ. আজেবাজে, ফষ্টিনষ্টি ॥ কি যে অলং কলং কথা কও, কিস্‌সু বিশ্‌শাশ অয় না। [অনু.]।

অলক্‌খ্যা=[চট্ট]—বিণ. হতভাগ্য ॥ অলক্‌খ্যা পোয়াডার বাপ মরি গেইয়ে। [<অলক্ষ্মী+ইয়া প্র.]।

অলক্‌দানা=[ম]—বিণ. অল্প পরিশ্রমে যাহা লাভ করা যায় ॥ ['আলুক: علوق আং+দানা=দান]।

অলগর্‌দা=[সি]—বিণ. নিকর্মা ॥ অল-গর্‌দা বলরাম। [অ+কর্দহ্‌ کرده ফা.=কর্তা]

অলগ্‌ন=[কুম, চা]—বিণ অসংযত, অশ্লীল ॥ অলগ্‌ন কতা কৈলে মাইর্‌ খাইয়া মর্‌বা। [অ+লগ্ন]।

অলড়্‌=[চট্ট, রা, খু]—বিণ. নিশ্চল ॥ [<অ+নড়]।

অলফ্‌=[বা]—বি. কসম, শপথ ॥ হামি অলফ করে কৈতে পারি। [<হলফ্‌ حلف আং]।

অলম্‌বুইশ্‌=[কুম]—বিণ. নোংরা, আহাম্মক ॥ [দেখ অলম্‌বুত]।

অলম্‌বুত্‌=[ম]—বিণ. অশিষ্ট, অদ্ভুত ॥ ম্যাগেবিয়া লেংডা সেরাডা এ্যাকটা অলম্‌বুত্‌ শায়েযে। [<অদ্ভুত]।

অলম্‌বুশ্‌=[কুম, চা]—বিণ. বোকা, হিতাহিত জ্ঞানশূন্য ॥ অলম্‌বুশের শব কতা হুইন্যা পার্‌তা না।

অলম্‌বৈশ্‌=[চা]—বিণ. নোংরা, আহাম্মক, উজবুক ॥ হেইতে আস্‌তা অলম্‌বৈশ্‌। [দেখ অলম্‌বুত্‌]।

অলর্‌=[কুম]—বিণ. লাওয়ারিশ ॥ এইডা কি অলর্‌ যিনিশ পাইস যে যেমনে ইস্‌সা হেম্‌নেই লৈয়া যাইবা?

২=[পা, চট্ট]—বিণ. নীরব, চুপ্‌চাপ্‌ ॥ তুমিত অলর্‌। [<অনড়]।

অললি=[ক]—বিণ. সহজ, সাধারণ, তুচ্ছ। যহন তহন বক্‌বি, এক্‌কেরে অললি কথা?

২=[ম]—ক্রি. বিণ. সুর করিয়া ॥ বাতাশ অললি বৈতাসে। [অনু.; তুং অললা (বৈদিক)]।

অলল্‌=[ম, কুম]—বিণ. বেহিসেবী ॥ টেহাপৈশা অলল্‌ খরচা কর ক্যা?

২=[ম]—বি. অস্থান, অপাত্র, বিফল ॥ হেইতে খালি অললে গুইরা বেরায়।

অলা=[রং, রা]—বি. গাছের নতুন ডাল ॥ গাছের অলাত্‌ পৈখ্‌ বৈসে।

২=[য]—ক্রি. ধাপে ধাপে নামা, অবতরণ করা ॥ [<ওলা <ওঅল প্রাং<অবতর সং]।

৩=[রা]—বি. লাঠি ॥

৪=[সি]—ক্রি. বিণ. এইভাবে, এই রকম ॥ অলা কর্তায় আপ্নায়নি চো'য়া যাই ? [এই+লা]।
৫=[ম]—বিণ. যে পরের বাড়ীতে থাকে ॥ অলার আবার ডেম্না (=মান)।

অলাড়ি=[রা]—বিণ. আনাড়ী ॥ অলাড়িক পাটাবু ঐ কামেতে ? [<আনাড়ী <অণ্ণাণী প্রাং <অজ্ঞানী]।

অলানো=[বা, ফ]—ক্রি. হাতে উল্টাইয়া দেওয়া, ঢেঁকিতে ধান ভানার সময় চাউল এদিক ওদিক সরাইয়া দেওয়া ॥ দান বালা কৈরা অলাইয়া দে। [<এলা <আউল প্রাং <আকুল সং+ আন প্র. ; নামধাতু]।

অলান্=[ফ]—বি. পশুর স্তন ॥ আমাগো গাইর অলান্ডা বড়। [তুং ওলান]।
২=[ঢা, কুম, চট্ট]—বি. হাতীর পিঠের গদি, হাওদা ॥
৩=[ফ, রা]—ক্রি. নামান। ওর কান দৈরা চো'ডে (=মই) ডাবডা অলাই দে দি। [পরে দেখ]।
৪=[ম,সি]—ক্রি. উনুন হইতে নামান ॥ সালন্ডা অলাওনে বুআ। [<ওলান <ওআলন প্রাং অবতারণ সং]।

অলাক্=[ম]—বিণ. ক্লান্ত, হয়রান ॥ [<হলাক هلاك আং=ধ্বংস]।

অলি=[চট্ট]—বিণ. অসভ্য ॥ তোঁয়ার পোয়া খত অলি দেখাম ন নি ?
২=[বা]—বি. পাকের ঘর ॥ অলি ঘরে বৌএ রান্তাসে।
৩=[ম, সি, কুম]—বি. মালিক, অভিভাবক ॥ কৈন্যার অলির কাস থাইক্যা বিয়ার হকুম আনন্ লাগবু। [<রলী ولی আং]।

অলিংগে গলিংগে=[বা, বং]—ক্রি.বিণ. এ মুলুকে সে মুলুকে ॥ অলিংগে গলিংগে ঝাট্ঝুট দেওয়া কি সোজা কথা। [দেখ অলংগ কলংগ]।

অলিগ্=[ক]—বিণ. অনাহূত ॥

অলিয়া=[নো]—বি. কলিজা ॥ আঁর অলিয়া যলি যায়। [<কলিজা]।

অলিযিল্=[ব]—বি. অযোগাড়, অভাব ॥ টেহার অলিযিল দেইখ্যা যাই নাই। [অ+সিজিল হিং ; তুং অশিজিল]।

অলিরায্=[ম]—বি.আমন ধান বিশেষ ॥

অলুনি=[কুম]—বিণ. আনুমানিক ॥ অলুনি কতার দাম নাই।

অলেঅলে=[বা]—বিণ. বেখেয়াল, উদাসীন ॥

অলেংগা=[পা]—বি. বাঁশের তৈরী বর্শা, সড়কী ॥ [দেখ অলংগা]।

অলেহ্য=[ঢা, ম]—বিণ. অনুচিত ॥ কথাটা কি অলেহ্য ঐসে। [<অন্যায্য]।

অলেহান্=[রা]—বিণ. বিশৃঙ্খল, আবর্জনাপূর্ণ ॥ ঘরটা এড অলেহান্ কার ?

অলৈদ্=[কুম, সি]—বি. হলুদি ॥ বাযারতে অলৈদ্ আইনা। [<হল্দী <হলদ্দী প্রাং <হরিদ্রা সং]।

অলৈলো=[পা]—বিণ. অপ্রতিষ্ঠিত ॥

অলো=[ঢা]—অব্য ওলো, ওহে ॥ অলো মনা, একটা কতা হুইন্যা যা। [<ওলো]।

অলোক্পায়ে=[রা, ফ]—বিণ. পাষণ্ড, নরাধম ॥ এ অলোক্পায়ে আবার যুট্টিল কৈতুন (ফ) ? [অপ্রয়োগে= অন্যায় ;]।

অলোলুম্=[সি]—বিণ. আন্দাজি ॥ গাই আরাইসে, অলোলুম্ কোন্ আওরো তুকাইমু ? [অ+মা'লুম معلوم আং=জ্ঞাত]।

অল্=[খু]—বি. স্রোতের প্রতিকূলে পাতিয়া মাছ ধরিবার উপকরণ ॥
২=[খু]—বি. গভীর কর্দমাক্ত স্থান ॥

অল্অলি করা=[সি]—ক্রি. উদ্ভিদ বা তৃণের কচি পাতা দোলা ॥ আওয়ে দান গাস অল্অলি করের। [অনু.]।

অল্অলে=[পা]—বিণ. বেহিসাবী, নির্দয়, কঠোর ॥ [দেখ অলেঅলে]।

অল্ অল্=[কুম]—বিণ. এমনি, অযথা ॥ অল্অল্ কতা কৈওনা। [অনু.]।
২=[চা]—বিণ.বেশী পরিমাণ, সস্তা ॥ এত অল্অল্ টেহা না যে অবাবে আনতাযে খর'চ কর্বা।

অল্কড়িয়া=[কুম, নো]—বি. এক প্রকার ছোট টক ফল ॥ নুন্মৈছ্' দিয়া অল্কড়িয়া খায়মে।

অল্কম্=[সি]—বি. গলা, কণ্ঠনালী ॥ আমার অল্কমে গাও ঐসে। [<হল্কুম حلقوم আং]।

অল্কান্=[ম]—ক্রি. নড়াচড়া ॥ এত অল্কাও ক্যা, চুপ্ কৈরা বও ॥

অল্খলাই=[নো]—ক্রি. বিণ. মোটা তাজা হইয়া ॥ কদু গাসগুলা অল্খলাই উঠ্সে।

অল্গোস্তে=[কুম]—ক্রি. বিণ. আস্তে, নীরবে ॥ অল্গোস্তে আইটটা যা। [<আল্গোছে <অলগ্সে হিং]।

অল্ত্তা=[রা, দি]—বি. ঘরের চালের পানি পড়ার স্থান, ঘরের জল নিকাশের নালা ॥ [<ওল্তী হিং]।

অল্তিয়া=[রং]—বি. বেড়ী, হাঁড়ি পাতিল প্রভৃতি চুলা হইতে নামাইবার জন্য লোহার তৈরী হাতা বিশেষ ॥

অল্দা=[ঢা]—বিণ. হলুদ বর্ণের ॥ অল্দা পৈক দেখ্তে বর অন্দর। [হল্দা <হলদ্দা প্রাং <হরিদ্রা সং]।

অল্দি=[ম]—বিণ. যে সব কথাতেই থাকে ॥ হে আসলে অল্দি, এই দলেও আসে আবার হেই দলেও আসে।
২=[কুম, ঢা, ম]—বি. হলদি, হলুদ ॥ বাযার্ তুইন্ অল্দি আইনো। [<হলদী <হলদ্দী প্রাং <হরিদ্রা সং]।

অল্দি মাখান=[কুম, সি]—ক্রি. অত্যধিক আনন্দিত হওয়া (বিবাহের সময় বরকনের গায়ে হলদি মাখানো হয় বলিয়া ইহা একটি আনন্দের ব্যাপার) ॥ বেডির গাওত যেমন অল্দি মাহাইয়া দিসে। [<অল্দি <হলদি; দেখ অল্দি ২ +মাখান]।

অল্দির্=[ম]—বি. অভিভাবক ॥ পোলাডার অল্দির্ কেঐ নাই।

অল্পত্তল্=[চট্ট]—বিণ. অগোছালো ॥ বৌডার মাথাত অল্পত্তল্ চু'ল।

অল্প পাত্তারি=[রা]—বিণ. সঙ্কীর্ণমনা ॥ তোরমত অল্পপাত্তারি দেকো নাই।

অল্কা=[কু]—বি. ফল পাড়িবার দণ্ড বিশেষ ॥ অল্কা দিয়া গাসেত্তে আম পাড়্।

অল্মৈ=[চট্ট]—বি. আমলকী ফল ॥ অল্মৈ দিয়া আঁচ'র অয়। [<আমলঈ প্রাং <আমলকী ; স্থিতি বিপর্যয়]।

অল্লেক্=[রা]—বিণ. হয়রান ॥ তুই একেবারে অল্লেক হয়ে গেচিশ্। [<হলাক هلاك আং=ধ্বংস]।

অল্লৈ=[সি]—বি. চীৎকার ॥ অল্লৈ দিল কেডারে ? [<হল্লা হিং]।

অল্হলৈ=[নো]—ক্রি. বিণ. লক্ লকাইয়া, তাড়াতাড়ি ॥ হোয়া (=শশা) গাসগুইন অল্হলৈ বর ঐ গেসে। [<অলহল অনু.+ইয়া প্র.]।

আ=[রং]—অব্য. বিদ্রূপসূচক শব্দ ॥ আ-রে, তুই পাল্লুই না।
২=[ম]—অব্য. অপ্রাসঙ্গিক, বাজে, খারাপ ইত্যাদি অর্থবোধক ॥ তুই আর্ আ-কতা কৈস্ না। [<অ]।
৩=[চা]—অব্য. হাঁ ॥ আ, আমিও যামু। [<হাঁ]।

আঅন্=[চট্ট]—সর্ব. নিজ ॥ আঅনের বুয্ পাঅলেও বুঝে। [<আপন]।

আঅরি=[কুম]—বি. তরকারী বিশেষ ॥ আঅরি বন্নার লাইগ্যা পাওয়া যায় না।

আআগা=[বা]—বি. পায়খানা, মল-ত্যাগ ॥ [<হাগা]।

আই=[চট্ট, নো]—অস. ক্রি. আসিয়া ॥ ঘিতে বারি আই চ'লি গেইয়্যে। [<আসি<আসিয়া]।
২=[রং]—বি. পিতামহী ॥ [<অয্যিআ প্রাং <আর্যিকা সং]।
৩=[খু]—বি. <আয়ু ॥ আমার আই বুঝি ফুরাইসে।
৪=[চা]—বি. সাড়া শব্দ ॥ গরের্ মৈদ্দে কেউইর্ আই পাইলাম না।
৫=[ম]—বি. ভোগেচ্ছা, পাওয়ার লোভ ॥ অ্যাত খাইয়াও তার্ আই যায় না। [<আশা]।
৬=[ম, কুম, চা]—বি. তৃপ্তি ॥ তার কিছুতেই আই মিডে না। [<আশা]।
৭=[সি]—বি. হংসী ॥ আইর্ ডিম। [<হাঁসী<হংসী]।

আইও=[দি, রা]—বি. দিদিমা, নানী (হিন্দুদের মধ্যে বেশী প্রচলিত) ॥ [দেখ আই$_{২}$]।
২=[রা]—বি. বরকনেকে যাহারা বিবাহের সময় সাজায় ॥ [<অইহআ প্রাং <অবিধবা সং]।

আইওন=[কুম]—বি. আসা ॥ তার বাইত্ আইওনের্ কতা আসে। [<আই-সন=আসা]।

আইংগ্যা=[ম]—বি. ভিজা পাট শুকাইবার জন্য বাঁশের খুঁটির সঙ্গে আড়াআড়ি বাঁশ বাঁধিয়া যাহা তৈরী করা হয় ॥

আইক্কশ্=[পা]—বি. রাক্ষস ॥ ব্যাটা আইক্কশ্ শব্ খাইচে'। [<রাক্ষস]।

আইক্কা=[চা, ম, কুম]—বি. বাঁশের গিঁঠ ॥ [দেখ আইখ্যা]।
২=[ম]—বি. তাক, সিঁড়ি ॥ আইক্কা সারা গাসে উডন্ যায় না। [<অঙ্ক]।

আইক্কেল্=[খু]—বি. জ্ঞান, বুদ্ধি ॥ তার আইক্কেল্ বল্তিই নি। [<'আকূল عقل আং]।

আইখ্যা=[সি]—বি. গিরা, গ্রন্থি ॥ আইখাওলা বাশ্। [<এঁকো<অঙ্ক+ইয়া প্র.]।

আইখ্ড়া=[রা]—বি. মাছ বিশেষ ॥ আইখ্ড়া মাছের শাদ্ আছে।

আইগ্যা=[ম, কুম]—অব্য. আজ্ঞা, জি ॥ আইগ্যা, কি কৈসেন্। [<আজ্ঞা]।
২=[চা]—অস. ক্রি. ফিরিয়া ॥ আইগ্যা আহিস্ তারাতারি।

আইগ্যাগিরি=[চা]—বিণ. আগ্রহ-শীল ॥ খ্যালনের লাইগ্যা হ্যায় খুব্ আইগ্যা গিরি। [<আগ্রহকারী]।
২=[চা]—বিণ. অগ্রগামী ॥ খালি কতার বেলায় আইগ্যা গিরি ঐলে চ'লে না। [<অগ্রকারী]।

আইগ্গা=[চা, কুম]—অস. ক্রি. মল-ত্যাগ করিয়া ॥ পোলাডা আইগ্গা দিসে। [<হাগিয়া]।

আইগ্গান=[রং]—বি. তৃপ্তি ॥ এ্যাত খাযাও তোর্ আইগ্গান্ মেটেনা? [<আইগা<আকংখা প্রাং<আকাঙ্ক্ষা+আন প্র.]।

আইগ্ন্যা=[রা]—বি. বাড়ীর ভিতরের উঠান বা ফাঁকা জায়গা ॥ [<আগ্ইনা<আঙ্গিনা]।

আইগ্লা=[ম]—বিণ. পূর্বের, আগের ॥ আইগ্লা কতা আমার মনে নাই। [<আগিলা]।

আইঘোর্=[বা]—বিণ. সময় মত যে ফসল বপন করা হয় ॥ এ বসর শব্ ধান আইঘোর্ হয়্যাছে।

আইচ'া=[ঢা, কুম, ফ]—বি. নারিকেল-মালা, নারিকেলের মালার চামচ ॥ আইচ'ার মৈদ্দে রংডা গোল্।

আইচ'ইল্=[পা]—বি. পরমায়ু ॥ আইচ'ইল্ থাক্লি কি আর মর্তি পারে? [<আয়ু চাউল=আয়ু ও খাদ্য]।

আইচ'্যাল্=[ঢা, কুম]—বি. বাড়ির পশ্চাতে যেখানে আবর্জনা ফেলা হয় ॥ আইচ'্যালে গ্যালে স্যান্ করন্ লাগ্বো। [দেখ আইস্শাল]।

আইচ্'কা=[ব, পা]—ক্রি. বিণ. আজ ॥ তুমি কি আইচ্'কা যাইবা? [<আজিকা]।

আইচ্'তরি=[ক, বা]—ক্রি. বিণ. আজ পর্যন্ত ॥ আইচ্'তরি কোন চি'ডি পাই নাই। [<আজি+তরি=পর্যন্ত]।

আইচ্'দার্=[চট্ট]—বি. যন্ত্রপাতি, দা' কুড়াল ইত্যাদি ॥

আইচ্'লা=[ম]—বি. মাছের আঁইশ ॥ [<আঁইষ+লা প্র.; আঁইষ<আমিষ]।

আইজ্কাইল্কার্=[দি, রা]—বিণ. বর্তমানকালের বা যুগের ॥ আইজ্কাইল্কার্ ছেলে মেয়ের্ শরম্ কম্। [<আজিকালিকার]।

আইযং=[ম, কুম]—বি. বর্বর ॥ আইযং এর্ মত কতা কও ক্যা? [<হাজং, মূল অর্থ উপজাতি বিশেষ]।

আইযা=[কুম, নো]—ক্রি. বিণ. আজ ॥ আমি আইযা ডাহা যামু। [<আজি]।

আইযাই=[চট্ট]—অস. ক্রি. আসিয়া যাইয়া ॥ [<আসিয়া যাইয়া]।

আইযাইঅবস্‌তা=[পা]—বি. মরণাপন্ন অবস্থা ।। দাদার আইযাই অবস্‌তা। [দেখ আই যাই+অবস্থা]।

আই যাওয়া=[সি]—ক্রি. শরীর শুকাইয়া যাওয়া, আগুন নিভিয়া যাওয়া ।। পোয়া খান্ আই গ্যাসে।

২=[ম]—ক্রি. পরিতৃপ্ত হওয়া ।। আযাইরা ট্যাহা পাইয়াও তার্ আই যায় না। [আই <*আহ <আশ <আশা ; দেখ আই মিডা]।

আইয্যা=[ফ, বা]—বি. হারানি ।। আম্মার্ কলজ্জা আইয্যা গ্যাসে।

২=[নো, কুম]—ক্রি. বিণ. আজ ।। আইয্যা বারি যামু। [<আজি]।

৩=[চট্ট]—বি. হাট কুড়ায় যে ।। আযিয়া আইধ্যা আঁতুতুন বৌত্ চৈ'ল্ লৈ গ্যাল্ গৈ।

৪=[কুম]—বি. এক প্রকার গাছ ।। আইয্যা গাসের্ রশে গলার্ টনসিল্ বালা অয়।

আইষ্=[চট্ট]—ক্রি. বিণ. এখন ।। ইবা আইষ্ও ন খাইয়ে। [<আজি]।

আইষ্ কাইল্=[চা, ম]—ক্রি. বিণ. আজকাল ।। আইষ্কাইল্ চ'াইলের্ বাযার্ যবর্ চ'রা। [<আজিকালি]।

আইয্‌কু=[সি]—ক্রি. বিণ. আজ ।। আইয্‌কু কি খাইস? [<আজিক=আজিকা]।

আইয্‌গো=[চা]—ক্রি. বিণ. আজ ।। আইয্‌গো যাইবা কৈ? [<দেখ আইয্‌কু]।

আইয্‌তে=[বা]—বি. আজ থেকে ।। [<আজি+তে=হইতে]।

আইটা=[পা]—অস. ক্রি. শক্ত করিয়া ।। দরি আইটা বান্‌দিশ্। [<আঁটিয়া]।

২=[পা]—বি. ধামা ।। ধানগুলি আইটায় রাখ।

৩=[পা]—বিণ. গোঁয়ার ।। আইটা শুয়রের্ নাগ্‌লা খেইপা গেসিল্।

৪=[ফ]—বি. ঝাড়ু ।।

৫=[ম]—বি. বাড়ীর উঠানের নিম্ন স্থান ।। বারিন্ আইটায় তামুক্ লাগাইসি।

আইটাই=[রং]—ক্রি. বিণ. হাঁস ফাঁস, ছটফট ।। আইটাই করিস্ না বায়। [<আইচাই]।

আইটা উইটা=[সি]—বি. উচ্ছিষ্ট ।। [আইটা <এঁইটা <আমিষ্ট প্রাং <আমৃষ্ট সং=এঁটো+উইটা অনুঃ]।

আইটা বাউটা=[সি]—বিণ. অজ্ঞাত কুলশীল ।।

আইটা বাংগা=[পা]—ক্রি. আট মাসের ছেলেমেয়ের মুখে ভাত দেওয়া ।। [<আটা=আট+ইয়া প্র.+ভাঙা]।

আইটার্ নল্=[চা]—বি. মাপ বা পরিমাণ বুঝাইতে ব্যবহৃত হয় ।। তোমার পাও-তো আইটার্ নল্, এ্যাক্ লাফে যাও দশ্ গয্।

আইটার্ মাপ্=[ম, রং]—বিণ. পরিমাণে বেশী অর্থে ।। গ্যারামে গোয়াল্‌রা আইটার্ মাপে দুদ্ কিনে।

আইটি=[সি]—বিণ. কৃপণ, বখিল ।। [<আঁটি]।

আইট্যা=[চা]—বিণ. উচ্ছিষ্ট ।। আইট্যা বাত্‌গুলাইন্ বুর্ গিরে দ্যাও। [দেখ আইটা উইটা ; সাধু এঁটো]।

২=[ম]—বি. দেউড়ী ।। আইট্যা ব্যারাডা ডাট্ টি কৈরা নিও।

৩=[ম]—বি. হাঁটু ।। আইট্যা গাইরা বও। [<আঠিয়া <অষ্ঠীবা <অষ্ঠীবৎ]।

আইট্যাপিট্যা=[চা]—অস. ক্রি. যত্ন বা মনোযোগ সহকারে ।। কাম্‌ডা আইট্যাপিট্যা কর। [<আঁটিয়া পিটাইয়া]।

আইট্=[ফ]—বি. ভরসা, সাহস, মনোবল ।। শব কামেই তার আইট্ আসে। [<আঁটি]।

২=[পা]—বি. আব্দার ।। বেশি আইট্ বালানা।

৩=[খু, য]—বি. যোগ্যতা ।। তোমার্ কামের্ কোন আইট্ নাই।

৪=[ম, কুম]—বি. রাগ, বলকষাকষি ।। অত আইট্ করস্ ক্যান্ লগে? [<আঁটি]।

৫=[সি]—বি. অভিমান, গোস্‌সা ।। বৌড়া খবর্ আইট্ করে।

৬=[রং]—বি. আগ্রহ ।। এই কামে তোর এ্যাত আইট্ ক্যান্ বাহে? [<আঁটি]।

৭=[বা]—বি. অঙ্গভঙ্গি ।।

৮=[বা, চা, কুম]—বিণ. শক্ত, দৃঢ় ।। আইট্ কৈরা কাম্ কর। [<আঁটি=আঁট]।

৯=[কুম]—বি. একতা ।। শমাযের্ আইট্ বাংগা ঠিক্ না। [<আটি <আষ্ট সং ; তুং সমষ্টি]।

আইট্‌টা=[চা, কুম]—অস. ক্রি. হাঁটিয়া ।। আমি চৌ'দ্দ মাইল্ পত্ আইট্‌টা আইসি। [<হাঁটিয়া]।

২=[ফ]—বি. তালের শাঁস ।। আইট্‌টা খাইতে খুব মযা [<আঁটি]।

৩=[চা]—বিণ. ঝুটা ।। খাবার আইট্‌টা করন্ বালা না। [দেখ আইটাউইটা]।

আইট্‌টা কলা=[কুম, চট্ট]—বি. বীচিওয়ালা মোটা কলা ।। [<আঁটি+আ প্র. ; অর্থ আঁটিযুক্ত+কলা]।

আইট্‌লা=[সি]—বি. রন্ধনশালায় বাসন রাখার উঁচু জায়গা ।।

আইট্ পাইট্=[ম]—বি. বাধ্যবাধকতা ।। একটু আইট্‌পাইট্ কৈরা কতা কৈও। [<আঁটি+পাটি অনুঃ]।

আইঠ্যা ভিড্যা=[রা]—অস. ক্রি. শক্ত করিয়া ।। আইঠ্যা ভিড্যা লাংগলে ধর্। [<আঁটিয়া]।

আইডয়া=[নো]—বি. বীচি কলা বা আঁটিয়া কলা ।। [দেখ আইট্‌টা কলা]।

আইডা=[কুম]—বিণ. উচ্ছিষ্ট, ঝুটা ।। আইডা বাত্ বিলাইরে দ্যাও। [দেখ আইট্‌টা৩]।

২=[কুম]—বিণ. অধৌত, এঁটো ।। আইডা আতে গ্যালাশ্ দৈর না। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বি. অর্শ, গেঁজ ।। কাযোর্ (=আমাশয়) ঐয়া গ্যায়াডার্ আইডা বাইর্ ঐয়া গ্যাসে।

৪=[চা, ম]—বি. বাঁশের শলাকার তৈরী মাছ ধরিবার ফাঁদ বিশেষ, যাহা স্রোতের মুখে বসাইয়া রাখা হয় ।।

আইডাই=[রা]—বিণ. মুমূর্ষু ।। রোগির আইডাই অবস্থা। [<আইচাই]।

আইডাইনি=[চা]—অব্য. গরুকে ডান দিকে নেওয়ার সঙ্কেত ।। গরুডা আই-ডাইনি কৈলেও হোনে না । [<আয় ডাইনে<আয় ডাহিনে] ।

আইডালি=[বা]—বি. এঁটুলি, পশুর গায়ের উকুন ।। [<আঁটুলি] ।

আইড্যা=[চট্ট]—বি. বীচিকলা ।। [<আঁট+ইয়া প্র.] ।

আইড্ডা কলা=[ফ]—বি. বীচিকলা ।। আইড্ডা কলা খুব্ শার্ তিক্ । [দেখ আইট্টা কলা] ।

আইড়ায়া=[চট্ট]—বি. নৌকার বৈঠা ।।

আইড়ি = [না] — বি. ইঁট পাটকেল নিক্ষেপ ।। আইড়ি দি আম পাড়ে কে ? [√এড়্, নিক্ষেপ করা <√ইড় সং] ।

আইড্যাল্=[বা]—বিণ. খুব জেদী ।। [<আড়ি+আল প্র.] ।

আইড়্=[রা]—বি. বিচালী, খড় ।। গরু আইড়্ খায় । [<আটি] ।
২=[বা, ফ]—বি. বিশেষ সুবিধা ।। এই কামে আমার আইড়্ খুব বেশি ।
[<*হাইট<*হুইধ<*সুবিধ<সুবিধা]।

আইড়্ কাইড়্=[রা]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি ।। আইড়্ কাইড়্ কৈরা ভাত খাইও না । [অনু.] ।
২=[রা]—বি. বমি বমি ভাব, খারাপ লাগার ভাব ।। তার শরির্ আইড়্-কাইড়্ করছে । [অনু.] ।

আইড়্গা=[ফ]—বি. পুং হাঁস ।।

আইতা=[ম]—অস. ক্রি. <আসিতে ।। এহানে আইতা পার না ?
২=[ম, চা]—বিণ. বিবাহের পর পূর্ব স্বামীর ঔরসজাত যে সন্তান সঙ্গে আসে ।। স্যারাডা হেইতার্ আইতা পোলা । [<হাতিয়া=যাহাকে হাতে করিয়া আনা হয়] ।

আইতানি=[ম]—বি. মাছ তরকারী ধুইবার বা রাখিবার জন্য মাটির পাত্র বিশেষ ।। [দেখ আইত্যানি] ।

আইতান্ কাইতান্=[ম]—বি. আশ্বিন কার্তিক মাসের ঝড় ঝঞ্জা ।। আইতান্ কাইতানে গর্ খারি বাইংগা চুইরা হালায় । [<কাতি <কত্তিঅ<কাত্তিঅ +আন প্র. ; আশ্বিন>আশিন> আহিন> আইন ; কাইতান শব্দের সাদৃশ্যে আইতান] ।

আইতান্ দার্=[রং]—বি. তামাকের পেটি বাঁধার কাজে অভিজ্ঞ মজুর ।।

আইতাপোলা=[রং]—বি. পালিত পুত্র ।। [দেখ আইতা২+পোলা<পুঅল <পুত্রল সং] ।

আইতাম্=[ম]—অস. ক্রি. আসিতে ।। আইতাম্ পারতাম্ না । [<আসিতাম= আসিতে] ।

আইতে আইতে = [কুম]—অস. ক্রি. <হাসিতে হাসিতে ।। আইতে আইতে প্যাট্ ফাইটা গ্যাল ।

আইত্যা=[ম]—বিণ. বড় ।। আইত্যা যোয়ানডা কৈল্ মা যানে না । [<হাতিয়া =হাতীর ন্যায়] ।

আইত্যানি=[পা]—বি. মাছ ধুইবার পাত্র বিশেষ ।। [দেখ আইতানি] ।

আইত্যানো—[চা]—ক্রি. নাড়াচাড়া করা, ঘাঁটাঘাঁটি করা ।। মাসুটা আই-ত্যাইস্ না । [দেখ আইতুতানো] ।
২=[ম]—বি. চুল্লী ।। কামারে আই-ত্যানো মালাইতাসে ।

আইত্যার্=[কুম]—বি. অস্ত্র ।। আই-ত্যার্ সারা কাম্ কর্মু ক্যিদ্দা ? [<হাতিয়ার] ।

আইত্যা সাওয়াল=[পা]—বি. পূর্ব স্বামীর ঔরসজাত ছেলে ।। [দেখ আইতা২+সাওয়াল=ছেলে] ।

আইতোতে=[রা]—ক্রি.বিণ. রাত্রিতে ।। মুই আইতোতে ভাত খাঁও না । [<রাত্রিতে] ।

আইত্=[ম]—বি. রাত্রি ।। [<রাত্তি] ।

আইত্ কানা=[দি, রা]—বিণ. রাত-কানা ।। আইত্কানা মান্ষির্ বড় বিপদ্ । [<রাতি কানা] ।

আইতুত বৈরাতি = [রং] — বি. বরযাত্রী ।। আইতুত বৈরাতি আইতাছে । [আইতুত<অতিথি+বৈরাতি<বরযাত্রী <বরযাত্রী] ।

আইত্তা=[ম]—বি. স্ত্রীর পূর্ব স্বামীর ঔরসজাত সন্তান ।। [দেখ আইতা ২] ।

আইতুতানি=[ম, চা]—বি. আশ্বিন মাসে কয়েকদিন ব্যাপী অবিরাম বৃষ্টি-পাত ।। [দেখ আইতুতানো২] ।

আইতুতানো=[চা, ফ]—ক্রি. খোঁজ করা ।। চো'রের বারি আইতুতাইয়া কিসুই পাওয়া গ্যাল না । [<হাতান] ।
২=[ম, চা]—বি. আশ্বিন মাসে কয়েক দিন ব্যাপী অবিরাম বৃষ্টিপাত ।। [দেখ আইতান্ কাইতান্] ।

আইতুনা=[চা, কুম, ম, নো]—বি. বারান্দা, ঘরের কিনারা, কামরা ।। আইতুনায় বৈয়া করস্ কি ? [<হাতিনা] ।

আইত্লি=[রা]—বি. বর কনেকে যাহারা সাজায় তাহাদের মজুরি ।। [আইত<অবিবাহিত+লি প্র.] ।

আইদরা=[পা]—ক্রি. অতিরিক্ত পরি-শ্রমের জন্য হাই পাওয়া ।। [<হাই ধরা] ।

আইদা=[ম]—বি. বঁটি ।। আইদা দিয়া মাস্ কুডে ।

আইদাগর্ = [ম] — বি. আঁতুড়, সূতিকা গৃহ ।। আইদা গরে যাওন্ মানা ।

আইদানো=[ম]—ক্রি. হাঁপানো ।। এতো আইদাও ক্যারে ? [দেখ আইদ্-দানো] ।

আইদারি = [রং] — বি. ডাগাদার, বর্গাদার ।। আইদারি করি খাঁও । [<আধিয়ারি <আধা+ইয়ারি প্র. ; দেখ আইধোর্] ।

আইদে=[কু]—বিণ. যাহার বাচ্চা বা সন্তান হয় নাই ।। একটা আইদে গাগল্ কিনুবো ।
২=[কু]—বি. কুয়াশা, মেঘাচ্ছন্ন ।। আইয্ আইদে বাব্ আব কাটিবে না ।

আইদ্যাবাইদ্যা=[চট্ট]—বি. আজে বাজে লোক, যাহাদের কথার কোন মূল্য নাই, চোগল খোর ।। আইদ্যা বাইদ্যার লয়ে এ গান্তি ন গৈরো । [আইদ্যা অনু:+বাদিয়া<বা'দ بعض আং=আজে বাজে] ।

আইদ্‌দর্‌ = [কুম] — বি. সামনের দরজা ॥ আইদ্‌দর্‌ দিয়া আইয়ো। [<আদ্য (বা আদি)+দোর]।

আইদ্‌দা উদাইরা=[ম]—বিণ. ন্যাকা, ভণ্ড, জানিয়াও যে না জানার ভান করে ॥ [<আইদ্‌দা <আদ্য+উদাইরা <উদার]।

আইদ্‌দাউদাইরামি = [ম] — বি. ন্যাকামি ॥ আইদ্‌দা উদাইরামি সাইরা আসল্‌ কতা কও। [দেখ আইদ্‌দা উদাইরা+আমি প্র.]।

আইদ্‌লানো=[রা]—ক্রি. হাঁপাইয়া উঠা, ক্লান্ত হওয়া ॥

আইদ্‌দে=[সি, কুম, চট্ট]—ক্রি. বিণ. আগে ॥ আঁই আইদ্‌দে ইশ্‌কুলে আইসি। [<আদ্যে]।

আইদ্‌দোত্‌=[ক]—বি. অভ্যাস ॥ তামাকের আইদ্‌দোত্‌ বাল না। [<'আদত ﻋﺎﺩﺕ আং]।

আইধোর্‌=[রা]—বি. বর্গাদার ॥ রহিম আমাহারে আইধোর্‌। [<আধিয়ার্‌ <আধ+ইয়ার প্র.]।

আইধ্‌=[খু]—বিণ. আধা, অর্ধ ॥ আইধ্‌ মন্‌ ধান্‌। [<আধ]।

আইনা=[ম]—বি. আয়না, দর্পণ ॥ আইনার মতো সাপ্‌ পানি। [<আ'ঈনহ্‌ ﺁﺋﯿﻨﻪ ফা.]।

২=[মি]—বিণ. আশ্বিনের, আশ্বিন মাস সম্বন্ধীয় ॥ আইনা উরি (=শিম) খাইতে ঐলে বৈশাখে রোয়া লাগে। [<* আহিনা <আশ্বিনা]।

আইনার্‌=[ম]—বিণ. বখাট, ভেজাল ॥ এ্যাত আইনার্‌ কৈরা পারা যায় না।

আইনাল্‌=[সি]—বিণ. নিয়ম মত, আইনানুযায়ী ॥ আইনাল্‌ খতা খন্‌। [<আ'ঈন ﺁﺋﯿﻦ। ফা.+আল প্র.]।

২=[সি]—বিণ. নিজের (কথা বা জিনিস) ॥ তুমার আইনাল্‌ খতা খন্‌। [<আইন্‌ <আপন+আল প্র.]।

আইনুনি=[ম]—বি. চক্ষুরোগ বিশেষ ॥ রশিদের চোঁখকে আইনুনি ঐসে। [<অঞ্জনি]।

আইন্তা=[নো]—বি. কলা গাছের মধ্য ভাগ ॥

আইন্‌=[স, সি]—অব্য. হাঁ ॥ আইন্‌, আই বারি যাইর্‌।

`=[সি] — ক্রি. বিণ. ঠিকঠাক ॥ আইন্‌ উযুর্‌ হি এই মিল্য খত্র খৈল। [<আইন <আয়ন ﻋﯿﻦ আং + উজুর <উজু (=সোজা)+র স্বার্থে]।

আইন্‌কা=[পা]—বিণ. আনকোরা, নূতন ॥ [পরে দেখ]।

২ = [বা] — বিণ. অপরিচিত ॥ [<আনোখা হিং]।

আইন্‌গর্‌=[সি]—বি. বারান্দাছাড়া ঘরের ভিতরের অংশ ॥ [<আইন <শয়ন+ঘর]।

আইন্‌চ'ল্‌=[চা]—বি. আঁচল ॥ মনে কয় গলায় আইন্‌চ'ল্‌ বাইন্দা ডুব্যা মরি। [<অঞ্চল =আঁচল]।

আইন্‌চ'া=[কুম]—বি. নারিকেলের মালা ॥ [দেখ আইচ'া]।

আইন্‌চা'ত্‌=[কুম]—বি. পঞ্চায়েৎ, পঞ্চায়েতের সভা ॥ গাঁয়ের আইন্‌-চাত্‌ নৈ বিচ'ার করবাম। [<পঞ্চায়েৎ]।

আইন্‌থা=[ম]—বি. হুক্কা ঝুলাইয়া রাখার জন্য লোহার তৈরী বাঁকা হুক ॥

২=[ম,চা]—অস. ক্রি. দাগ কাটিয়া ॥ বাইরাইয়া পিঠ আইন্‌থা ফালারাম। [<আঁচিয়া]।

৩=[সি,চা]—অস. ক্রি. জড়াইয়া ॥ পুরাটারে আইন্‌থা দর। [<আন্‌জিয়া <আসজ্ঞিয়া, আ-√সন্‌জ]।

আইন্‌তা=[বা]—বি. বারান্দা ॥ আইন্‌তা গরে বও। [<হাতিনা ; দেখ আইত্না]।

২=[নো]—বিণ. আগামী ॥ আইন্‌তা বসর্‌ হ্যাতার্‌ বিয়া। [দেখ আইন্দা]।

আইন্‌তাবা=[সি]—বিণ. চটুকা ॥ আইন্‌তাবা মার্‌। [আইন <'আয়ন ﻋﯿﻦ আং+তবহ্‌ ﺗﺒﻪ ফা.]।

আইন্‌দর্‌=[কুম]—বি. ঘরের যে অংশে স্ত্রীলোক থাকে ॥ ব্যামাদেরে আইন্‌দরে বোয়াইসে। [<আন্দর ﺍﻧﺪﺭ ফা.]।

আইন্‌দা=[চট্ট, নো, সি] — বিণ. আগামী, আগাম ॥ আইন্দা শন্‌ আইস্ত। [<আ'য়ন্দহ্‌ ﺁﯾﻨﺪﻩ ফা.]।

২=[সি]—বি. ঋতু, সময় ॥ ধানের্‌ আইন্দাত্‌ এই বার্‌ দান্‌ অয় নাই।

আইন্‌দাল্‌=[খু, বা]—বিণ. অশান্ত ॥ ছেলেটা বড় আইন্দাল্‌। [<অশান্ত+আল (স্বার্থে) প্র.]।

আইন্‌দোবা=[সি]—অব্য. ওহে ঠিকই, কি বলিব ॥ আইন্‌দোবা, জিনিশ্‌ পতুরের্‌ যে দর্‌ বার্‌সে, বর মুশ্‌খিল্‌ দেখিয়ার্‌। [<'আয়ন তৌবঃ ﻋﯿﻦ ﺗﻮﺑﻪ =যথার্থ অনুতাপ]।

আইন্‌না=[চট্ট] — বি. < হাতিনা ॥ আইন্‌না গবে ক্যাডায় রে?

২=[চা, ম, কুম]—বিণ. লবণহীন ॥ আইন্‌না সান্‌ মযা না। [<আলোনা <অলবণ সং]।

আইন্‌বাইন্‌=[রা]—ক্রি. বিণ. অত-শত ॥ [অনু.]।

আইন্‌ল্যাআদর্‌ = [রা] — বি. যে সমাদরে আন্তরিকতা নাই ॥ [দেখ আইন্‌না২]।

আইন্‌শাল্‌=[খু]—বি. রান্নাঘর ॥ [<আগিনশাল=আগুনশালা]।

আইন্‌হা=[বা, ফ, খু]—বিণ. নূতন, অপরিচিত ॥ আইন্‌হা মানুশ্‌ পথ্‌ ঘাট্‌ চি'নেনা। [<আনোখা হিং]।

আইপাই=[চা, ম]—অব্য. অতিরিক্ত ভোজনের জন্য অস্বস্তি বা ছট্‌ফট ॥ ম্যায়্‌বানি খাইয়া অহনে আইপাই লাগ্‌দাসে। [<হাঁই ফাঁই]।

আইপালানো=[ম]—ক্রি. আকাঙ্ক্ষা পূর্ণ করা ॥ আইপালাইয়া খা। [আই <আশা+পালানো <পুরানো]।

আইবড়=[খু]—বিণ. অবিবাহিতা ॥ আইবড় মেয়ে। [<অব্যূঢ় সং]।

আইবা=[পা]—বিণ. আইবুড়ো ॥ গরে আইবা বিয়া (=মেয়ে) আসে দুইজো। [<অইহবা প্রাং <অবিধবা সং কিংবা আবিয়া <অবিবাহিত সং]।

২=[পা]—বিণ. কুমারী, অবিবাহিতা ॥ এ্যাত [illegible] আইবা মাইয়ার্‌ বিয়া অবনা ক্যা? [পূর্বে দেখ]।

আইবাই=[সি]—বিণ. যাহার কথার কোনো ঠিক নাই। ব্যাডা এ্যাখেবারে আইবাই। [অনু. ; দেখ আইন্ বাইন্]।

আইবে=[বৃ]—বিণ. কুমারী, অবিবাহিতা ॥ [<আবিয়া=অবিবাহিতা ; দেখ আইবা]।

আইব্যা=[পা]—বিণ. অবিবাহিতা ॥ আইব্যা মাইয়া নিয়া বর চি'ন্তা। [দেখ আইবে]।

আইব্যারি=[ব]—বি. বিবাহের ঘটক ॥ [দেখ আইব্যা+রি প্র.]।

আইবো=[রা]—বিণ. কুমারী, যুবতী ॥ [দেখ আইবে, আইব্যা]।

আইব্=[ম, কুম, সি]—বি. দোষ ॥ আল্লা বে-আইব্। [<'আয়ব عيب আং]।

আইমাই=[ম]—অব্য. ইতস্ততঃ ॥ কথা কৈতে আই মাই কর ক্যা ? [অনু.]।

আইমিডা=[চা, ম]—ক্রি. পরিতৃপ্ত হওয়া, পিপাসা মিটা ॥ এ্যাত খাইয়াও তর্ আই মিডে না ? [আই<'আহ <আশ<আশা+মিটা ; দেখ আইম্‌যানো]।

আইমুশা=[সি,ম]—বি. দীর্ঘ নিঃশ্বাস ॥ হেইতে লাম্বা আইমুশা সারুন ক্যা ? [<আইম <হাইম=হাই ; ম. বাং হাস্তী+উশা<উৎশ্বাস=উর্ধ্বশ্বাস কিংবা <উশা=শ্বাস]।

আইম্=[চা, কুম]—বি. মরাবাহী খাট্ ॥ আইমের্ খাপ্ কেঐ জানে না।
২=[চা,সি]—বি. দীর্ঘশ্বাস ॥ এ্যাতুতারা আইম্ সার্লা ক্যারে ? [<হাইম <হাস্তী ম. বাং=হাই]।

আইম্‌যানো = [কুম]—ক্রি. তৃপ্তি মিটানো ॥ খারে আ-খাওয়াইয়ার্ পুত্, আইম্‌যাইয়া খা। [আই<আশ<আশা+মিজান=মিটান, দেখ আইমিডা]।

আইমটা-আইমটা = [ম]—ক্রি. বিণ. গড়িমসি, আমতা আমতা ॥ কামের্ কতা কৈলেই হ্যায় খালি আইমুটা-আইমুটা করে। [<আমটা-আমটা=আমতা আমতা]।

আইমডানো=[কুম]—ক্রি. মুখনাড়া ॥ তেঁতে খাইয়া হ্যায় মুখ্ আইম্‌ডাইতাসে।
২=[চা]—ক্রি. লোভনীয় জিনিস দেখিয়া মুখ ভংগি করা ॥ মাইন্‌শের হোব্‌কে আইম্‌ডান্ যবর্ শরমের কতা।

আইম্যানি = [সি]—বি. হা করিয়া হাই নিঃসরণ, আলস্যজনিত হাই ॥ ওমেত্তুতে উডি আইম্যানি দ্যায়। [<হাইম+আনি প্র. ; আইম <হাইম <হাশি<হাস্তী ম. বাং=হাই]।

আইয় = [ম]—অব্য. হ্যা ॥ আইয়, তোমার্ কতাই হাচ'। ।

আইয়ত্=[রং]—বি. রায়ত, প্রজা ॥ বারগর্ জমিদারিত্ তাবগর্ আইয়ত্। [<র'ঈয়ৎ رعيت আং]।

আইয়ানারা দ্যাওয়া=[ম]—ক্রি. সব মিশাইয়া জগা খিচুড়ি করা ॥ ডাইল্ চা'ইল্ মিরাইয়া আইয়ানানা দিসে।

আইয়ামের্ ফ্যার্=[ম]—বি. ভাগ্য-বিপর্যয়, গ্রহবৈগুণ্য ॥ আইয়ামের্ ফ্যার্ না ঐলে কি আর আদ্‌না মাইন্‌শের্ ভাতে হ্যাথ মাইর্ খায় ? [দেখ আইয়াম+এর (সম্বন্ধে)+ফের=পরিবর্তন]।

আইয়াম্=[কুম, ম]—বি. অদৃষ্ট, ভাগ্য ॥ আমার্ আইয়াম্ মোন্দ। [<আয়্যাম ایام আং ; য়ওম یوم=দিন শব্দের বহুব.]।
২=[ম]—বি. সময় ॥ আইয়াম্ বালা দেইহা বাইচ'। গ্যালা। [পূর্বে দেখ]।

আইয়ালা=[চা]—বিণ. আদুরে ॥ 'আইয়ালা মুর্গির শাহ্ পাইলায় বৈদ্য' (প্রবাদ)।

আইয়াল্যাম্=[চা]—বিণ. অধৈর্য, বে-সবুর ॥ এ্যাত আইয়াল্যাম্ পানা বালা না। [<অসহল+আমি প্র.]।

আইয়াল্=[পা]—বি. চুলা ॥ [<আইনাল<আগিনহাল<অগ্নিশালা]।

আইয়াশি=[চট্ট, নো]—বি. বিলাসিতা ॥ বেশি আইয়াশি কর্‌লে হ্যাশে কষ্ট পাইবা। [দেখ আই শ+ই ফা. প্র.]।

আইয়াশ্=[চট্ট, নো]—বিণ. বিলাসী ॥ লোকটা বর আইয়াশ্। [<'আয়্যাশ عياش আং]।

আইয়াসুত=[ফ]—বিণ. অবিবাহিতা ॥ আইয়াসুত মাইয়্যা। [<অবিবাহিতা]।

আইয়ুর্ খাদি=[রং]—বি. এতিমের বংশ ॥ [আইয়্<আইআ প্রাং<অপিতা +র (সম্বন্ধে)+খাদি দেখ]।

আইয়ে=[ম]—বিণ. আগামী ॥ আইয়ে বসর্ পোলার্ বিয়া। [<আইসে =আসছে]।
২=[বৃ]—বি. সধবা নারী ॥ [<আইহা <অইহআ প্রাং <অবিধবা সং ; ম. বাং আইহ ; কিংবা <আবিয়া <অবিবাহিতা]।

আইয়েদ্দে=[চট্ট]—বিণ. আগামী ॥ আইয়েদ্দে হপ্তায় বাবিত্ যাইয়ম্। [দেখ আইন্দা]।

আইয়ের্ মৈদ্দে=[চা]—বি. আগামীলের মধ্যে ॥ আইয়ের্ মৈদ্দে আইলে মাসুটারে কোর্ দিমু। [<আইসার=আসার, আসিবার+মধ্যে]।

আইয়ের্ যে=[চট্ট]—বিণ. আগামী ॥ আইয়ের্ যে রৈবার্ যাইয়ম্। [<আইসে করে যে=আসে যে]।

আইয়্যা-উরানো=[চা]—ক্রি. হাসিয়া কোন কিছু উপেক্ষা করা ॥ আমার কতাডা তরা আইয়্যা-উরাস্ ক্যান্ ? [<হাসিয়া উড়ানো]।

আইয়ো=[বা]—বিণ. সধবা ॥ সিঃ সিঃ। আইয়ো মাতারির্ এই কাম্ ? [<আইহ ; দেখ আইয়ে]।
২=[ব]—বি. বিয়ে বাড়ীতে যে যুবতীরা বৌকে সাজাইয়া দেয় ॥ [পূর্বে দেখ ; সাধু এয়ো]।
৩=[রং]—অব্য. বিস্ময়সূচক শব্দ, সাধারণতঃ স্ত্রীলোকেরা ইহা অধিক ব্যবহার করে ॥

আইর=[চা, কুম] — বি. পূর্বপুরুষ দ্বারা প্রচলিত নিয়ম, বংশের প্রথা ॥ আমাগো পান্ সুবারি গাস্ লাগানের্ আইর নাই।

আইরল্=[চা]—বি. পানির গোসাপ ॥ আইরল্ চা'ই বাইংগা মাস্ খাইসে।

আইরা=[চা, কুম]—বি. অর্শ ॥ প্যারাডার্ আইরা বাইরু ঐয়া গ্যাসে। [দেখ আইড়া₃]।
২=[চা]—বি. যে মাটির কলসির উপর বসিয়া ভাসিয়া ভাসিয়া আউশ ধান কাটা হয় ॥ [<হাঁড়া]।
৩=[কুম]—বিণ. লক্ষ্যভ্রষ্ট, টেরা ॥ আইরা কতা কও ক্যারে? [<আড়া=আড়]।
৪=[চা]—বি. গর্ভবতী মাতার কোলের সন্তানের পেটের পীড়া বিশেষ ॥ পোলাডারে আইরায় পাইসে। [<আঁইড়া=এঁড়ে, সাধু ভাষা; দেখ আইরায় পাওয়া]।
৫=[চা]—বিণ. এক বোখা ॥ স্যারাডা যবন্ আইরা। [<আড়া]।
৬=[ম]—বিণ. ...॥ আইরা পোলায় কোন কতা হুনে না। [পূর্বে দেখ]।
৭=[ম]—বি. মোটা নলযুক্ত বদনার ন্যায় মাটির তৈরী প্রদীপ ॥ [<হাঁড়িয়া=হাঁড়ি+ইয়া প্র.]।
আইরা-আইরি=[কুম, ক]—বি. জেদা জেদী, হিংসা ॥ আইরা-আইরি কৈরা কাম্ কৈর না ॥ [<আড়াআড়ি (ব্যাতিহারে)]।
আইরা আতা=[কুম]—বি. অলসতা, জড়তা ॥ শৈল্খালি আইরা আতা লাগে। [<অআবিরত প্রাঃ <অকারিত সং কিংবা অআবিয়ও প্রাঃ<অকার্যত সং]।
২=[ম]—বি. শিশুদের ভাত খাওয়ার দরুন পেটফোলা ব্যাধি ॥ বেশি খাওনে পোলাডার্ আইরা আতা ঐসে। [<হাঁড়িয়া আঁতা=হাঁড়ির ন্যায় অন্ত্র]।
আইরা কুড্ডি=[ম, ক]—বি. হাঁড়িচাচা পাখি ॥ [দেখ আইরা+কুড্ডি]।
আইরা কুলি=[কুম]—বি. পাতি কাকের ন্যায় একটু লালচে ধরনের পাখী ॥ আইরা কুলি খাওন্ হালাল্ না।
আইরা কোনা=[নো]—বি. উত্তর-পশ্চিম কোণ ॥ [<আড়া=আড়+কোণা]।
আইরা তাল্=[ম]—বি. কালো বড় তাল ॥ আইরা তাল্ খাইতে বালা। [<আইড়া<হাঁড়িয়া=হাঁড়ির তলার ন্যায় কাল এবং বড়+তাল]।
আইরা ফুলি=[কুম]—বি. লাল রঙের ফুল বিশিষ্ট বুনো গাছ ॥ মাদুমনি কান্দিস্ না, আইরা ফুলির ফুল্ পাইরা দেয়াম্।
আইরা মক্কা=[ফ, চা]—বি. চিলের আকার বিশিষ্ট জংলী পাখী বিশেষ ॥ আইরা মক্কা বেশি উর্তে পারে না।
আইরা মারা=[ম]—বি. রাত্রে প্রদীপের আলোতে কোঁচ দিয়া মাছ মারা ॥
আইরায় পাওয়া=[চা]—ক্রি. গর্ভবতী মাতার কোলের সন্তান শুকাইয়া যাওয়া ॥ মাইয়াডারে আইরায় পাইসে। [<আইড়া<আঁড়িয়া; সাধু ভাষা এঁড়ে লাগা]।
আইর্যা=[চা]—বি. মাটির তৈরী দুধের পাত্র ॥ আইর্যা নৈয়া আয়, গাই পানামু। [<হাঁড়িয়া]।
২=[চা]—বি. তালের ছড়া ॥ এই আইর্যায় অনেক তাল।
৩=[ক]—বি. অণ্ডকোষ ॥ গরুটার্ আইর্যায় গাও ঐসে। [<আঁড়িয়া=এঁড়া (সাধু) <অণ্ডিঅ প্রাঃ <অণ্ডিক সং]।
আইর্যামোকা=[ক]—বি. এক প্রকার পাখী ॥ [দেখ আইরা-মক্কা]।
আইরো চা'ওয়া=[বা, চা, খু]—ক্রি. অমঙ্গল ঘটা, অপমৃত্যু হওয়া ॥ লেবু গাছ্ লাগাইলে আইরো চা'য়। [<আইরো <আড়ি+চাওয়া]।
আইর্=[ম]—বি. অভাব ॥ দেশে বর আইর্ পর্সে। [<হারি]।
২=[কুম]—বি. জেদ ॥ এ্যাত আইর্ দর্লে চ'ল্তনা। [<আড়ি]।
৩=[চা, ব, কুম]—বি. মাছ বিশেষ ॥ [<আড়ি]।
৪=[ম]—বি. হার, পরাজয় ॥ আবার আইর্ ঐসে। [<হারি]।
আইর্যা=[চা]—বি. নৌকার কাছি বাঁধার যন্ত্র ॥ আইর্যার্ লগে নাও বান্।
আইর্বিত্=[ম]—বি. জয় পরাজয় ॥ খেলার্ আইর্বিত্ আসেই। [<হারিজিত]।
আইর্ বাইর্=[সি]—বি. বুদ্ধি ॥
আইর্ মাচা=[ক]—বি. নৌকার ছইয়ার উপরে যে মাচানে বসিয়া মাঝি হাল ধরে ॥ [দেখ আইল্ মাচা]।
আইর্ রা=[চা]—বি. কলস ॥ ধ্যাত্ ডোবানের লাইগ্যা আইর্ রার্ দর্কার্। [<হাঁড়িয়া]।
আইলা=[বা]—বি. কঞ্চির ছড়ি ॥ স্যারাডারে আইলা দিয়া মার্ আনে।
২=[ম]—বিণ. এলোমেলো ॥ আহা, পাটগুলি আইলা কর্ল ক্যাডা? [<আউলা<আকুল]।
৩=[পা]—বি. কৃষক ॥ আইলা মানুশির্ খোরাক্ বেশি। [দেখ আইল্যা, আইল্যা₃; <আলিক <হালিক]।
৪=[রা]—বি. আগুন রাখিবার পাত্র ॥ বুড়াবুড়ি আইলা পোহায়।
৫=[চা, কুম]—বি. ধানের ক্ষেতে মাছের পথ ॥ আইলা সেইখ্যাই কি মাস্ কওন্ যায়।
আইলাগোস্=[ম]—বিণ. এলোমেলো ॥ পাটগুলা আইলা গোস্ কর্ল কে? [দেখ আইলা₂+গোছ <গুচ্ছ সং]।
আইলাদেছি=[ম]—বিণ. ভবঘুরে ॥ হ্যায় খাইরা আইলা দেছির্ মতন্ গুইরা ব্যারায়।
আইলাদুন্দা=[পা]—বিণ. নিয়ম শৃঙ্খলাবিহীন ॥ আইলা দুন্দা কাম্ কর ক্যা?
আইলা নরি=[পা]—বি. রাখালের হাতের পাচন বা ছোট লাঠি ॥ আইলা নরি দা মাইরা শৈ কর্মু। [<আইলা, দেখ আইলা₃, আইল্যা₆, আইল্যা+নড়ি=লাঠি]।
আইলানো=[নো]—ক্রি. বিশৃঙ্খল করা, ছড়ানো ॥ রৈদ উঠ্লে ধান্গুলা আইলাইয়া দিব। [<এলান, এলা, (নামধাতু) <এলা <আইলা <আউল প্রাঃ<আকুল সং+আনো প্র.]।

আইলা রাজা=[রং]—বি. যিনি অনেক ভূ-সম্পত্তির মালিক ।। [আইলা, দেখ আইল্‌লা+রাজা] ।

আইলি=[পা]—বি. রাখাল ।। [দেখ আইল্‌লা] ।

আইলে রাখা=[রা]—ক্রি. ছিটাইয়া রাখা, বিশৃঙ্খলভাবে রাখা ।। [<আইলে<এলাইয়া] ।

আইল্যা=[চা]—বি. মাছ চলিবার রাস্তা ।। ঐ ঔগ্‌গা আইল্যা দ্যাহা যায় ।
২=[ম,কুম, চা]—অস. ক্রি.<হেলিয়া ।। গাস্‌টা আইল্যা গ্যাসে ।
৩=[ম]—বি. টিকটিকি ।। 'আইল্যা মাল্‌লে মৈলা অয়, মাকর্‌ মাল্‌লে দোকর্‌ অয়' (ছড়া) । [দেখ আইল্‌লা৩] ।
৪=[ম]—বিণ. পতিত ।। আইল্যা যমি আবাদ্‌ কর ।
৫=[চা, ম]—বিণ. বেওয়ারিশ ।। 'আইল্যা গাসের বাইল্যা বরৈ খাইলো—খাইলো' (গ্রাম্য-ছড়া) ।
৬=[চট্ট]—বি. রাখাল, যে হালচাষ করে ।। আইল্যা গরু লৈয়া খ্যাতে গেইয়ে । [দেখ আইলা৩, আইল্‌লা] ।
৭= [রা]— বি. প্রাচুর্য ।। মাইয়া ছাইলাক্‌ বাপের ঘরে আইল্যার ভিতরে রাখা ঠিক না । [<অঅলিত<অকলিত সং=অগণিত ; দেখ আইল্‌লাহ্‌] ।
৮=[চট্ট]—বিণ. কুড়ে, অলস ।। আইল্যা পোয়া । [<আল্‌সিয়া<আলস্য+ইয়া প্র.] ।
৯=[নো]—বি. কলা গাছের ভিতরের নরম অংশ ।। আইল্যার লগে ইসা (=চিংড়ি মাছ) দিলে খাইতে হোয়াদ্‌ ।

আইল্যাআমান্‌দা=[রা]—বি.প্রাচুর্য ।। [তুং এলো আমদা ; দেখ আইল্যা৭+ আমান্‌দা, দেখ আম্‌দা] ।

আইল্যা দ্যাওয়া=[কুম, চা, পা]—ক্রি. ঢেঁকিতে ধান ভানার সময় হাত দিয়া ধান নাড়া ।। [<এলিয়া] ।

আইল্যা বাইল্যা=[রা]—বিণ. আবোল তাবোল ।। আইলা-বাইল্যা কথা কও ক্যা ? [অনু.] ।

আইল্যা সরি=[নো]—বি. হালের গরু চড়াইবার লাঠি বিশেষ ।। [দেখ আইলা নরি ; দেখ আইল্যা৬+ছড়ি] ।

আইলো দ্যাওয়া=[রা]—ক্রি. খুলিয়া বা বিছাইয়া দেওয়া ।। জানালাটা আইলো দ্যাও । [<এলাইয়া দেওয়া ; আইলো <আউল<আকুল সং] ।

আইলো বিরিন্‌ দাবন্‌ =[রা]—বিণ. ছিটানো, এলোমেলো ।। বৈ পুস্‌তক্‌ শব্‌ আইলো বিরিন্‌দাবন্‌ । [দেখ আইলা২+বৃন্দাবন] ।

আইলো লওয়া=[রা]—ক্রি. ভাঙা ।। কাঁঠালটা আইলো লৈয়া খাও । [দেখ আইলো দ্যাওয়া] ।

আইল্‌ =[চা, কুম]—বি. পাড়, পুকুরের পাড় ।। [<আলি] ।
২=[কুম]—বিণ. স্বল্প ভাজা ।। ডাইল্‌গুলি আইল্‌ কর ।
৩=[বা]—বি. নৌকার হাল ।। আইল্‌ দৈরা বৈয়া থাক্‌ । [<হাইল<হাল] ।
৪=[চা, চট্ট, কুম]—বি. জমি বা ভূমির সীমা রেখা ।। 'আইল্‌ ভাঙ্গি এল পানি, কি করিব ওঝা জ্ঞানী' (প্রবাদ) । [<আলি] ।

আইল্‌ আটক=[সি]—বি. লজ্জা সঙ্কোচ ।। [আইল<আলি+আটক] ।

আইল্‌কা=[কুম, সি]—বি. কলা গাছের ভিতরকার সরু নরম অংশ, (বুগুলি, কাইস্থান) ।। কলার আইল্‌কা দিয়া তরকারি অয় ।

আইল্‌ কাস্‌সা=[চা]=বিণ. একেবারে কচি ।। আইল্‌ কাস্‌সা আম চু'হা লাগে । [আইল=আল (স্বার্থে)+ কাঁচা ; কচ্চা کچا হিং] ।

আইল্‌খ্যাম্‌ করা=[রা]—ক্রি. নিষেধ সত্ত্বেও একই কথা ন্যাকামি করিয়া পুনরাবৃত্তি করা ।।

আইল্‌খোল্‌ করা=[রা]—ক্রি. নিষেধ সত্ত্বেও একই কথা ন্যাকামি করিয়া পুনরাবৃত্তি করা ।। [দেখ আইল্‌খ্যাম্‌ করা] ।

আইল্‌গোস্‌ =[নো]—বিণ. সীমা ।। কত্তা কৈতে আইল্‌গোস্‌ থাজন্‌ বর্‌কার্‌ । [<অলগ্‌ সে হিং] ।

আইল্‌চা'১=[চা]—বি. ধানের ছোট আঁটি ।। এই আইল্‌চা'ডা বুয়ুমার গরে দিমু । [<আঁটি+চা (হ্রস্বার্থে)] ।
২=[চা]—বি. ধান গাছের গুচ্ছ ।। মাস্‌টায় আইল্‌চা'য় খাবা (=খাদ্য) খাইতাসে ।
৩ [চা, পা]—বি. যে শলাকায় মাছ গাঁথিয়া রাখা হয় ।। আইল্‌চা'ত্‌ দুইড্ডা কইত্‌ মাস্‌ আসে ।

আইল্‌ছাট্‌ =[রং]—বি. ক্ষেতে কোদালের কাজ ।। আমার আইল্‌ছাট্‌ হৈ গ্যাল্‌ ।

আইল্‌ঝাইল্‌ =[রা]—বিণ. এলোমেলো ।। [অনু. ; প্রা. বাং আলা জালা] ।

আইল্‌ঠ্যা যাওয়া=[রা]—ক্রি. ভাত বা তরকারী বাসি হইয়া যখন গন্ধ হয়, সেই অবস্থাকে আইল্‌ঠ্যা যাওয়া বলে ।।

আইল্‌না = [ম]—বিণ. স্বাদহীন ।। তরকারিডা এ্যাকেবারে আইল্‌না । [<আলুনিয়া <অলবণিক সং , তুং অলুনা হিং] ।

আইল্‌ পাতার্‌ =[রং]—বি. পথ ও প্রান্তর—অর্থাৎ সর্বত্র ।। আইল্‌ পাতার্‌ বিচ্‌রাওঁছো । [<আইল (=পথ) <আলি+ <পাথার অথবা <প্রান্তর] ।

আইল্‌ফো=[খু]—বিণ. অনায়াস-লভ্য ।। [<আলুফা<'উলুফ: علوف আং=ভাতা] ।

আইল্‌ বাইল্‌ =[নো]—বি. দুরভিসন্ধিমূলক মনোভাব নিয়া ঘুরাফেরা ।। হিতার আইল্‌ বাইল্‌ বালা না । [অনু.] ।

আইল্‌ ভেলিহ্‌ = [রা] — বিণ. অপরিষ্কার ।। তুই বড় আইল্‌ ভেলিহ্‌ মানুশি ।

আইল্‌ভ্যাল্‌ করা = [রা] — ক্রি. সাজানো ।। আইল্‌ভ্যাল্‌ কৈর‍্যা জিনিশ্‌-গোনা থো ।

আইল্‌মাসা = [কুম]—বি. বাঁশের তৈরী মাচা, নৌকার ছৈয়ের উপরে যে মাচার উপর বসিয়া মাঝি হাল ধরে ।। [<হাইল মাচা] ।

আইল্‌লা=[ক, বা, নো]—বি. চাষা, যে হাল চালায় ॥ [<*আলিয়া <হালিক]।

২=[চা, কুম, চট্ট, ম]—বি. আগুন রাখার পাত্র বিশেষ ॥ আইল্‌লাত্‌ আগুন নাই।

৩=[ম]—বি. টিক্‌টিকি ॥ আইল্‌লার টিক্‌ টিক্‌ আওয়াজ্‌ বালা না।

৪=[নো]—বি কলা গাছের অভ্যন্তরস্থ দণ্ডবৎ অংশ ॥

৫=[ফ]—বি. চাকর ॥ খ্যাতের কামের লাইগ্যা গিরস্তেরা আইল্‌লা রাহে। [দেখ আইল্‌লা]।

আইল্‌লাই=[নো]—বি. ঢেঁকির শ্রেণী বিশেষ ॥

আইল্‌লা টনা=[চট্ট]—বি. হাল চাষের সময় যে নড়ি দিয়া গরু চালানো হয় ॥ [দেখ আইল্‌লাসিবা ; দেখ আইল্‌লা +টনা=ছড়ি]।

আইল্‌লানো=[চা, ম, কুম, নো, চট্ট]—ক্রি. ঢেকির গর্তের ধান নাড়িয়া দেওয়া ॥ [<আইলান=এলান ; এলা (নাম ধাতু) <আউল <আকুল সং+ আন প্র.]।

আইল্‌লা সিবা=[সি, নো]—বি. হাল চাষের সময় যে নড়ি দিয়া গরু চালানো হয় ॥ [দেখ আইল্‌লা+সিবা=ছড়ি]।

আইল্‌লাহ্‌=[রা]—বিণ. অনেক ॥ তোর আইল্‌লাহ্‌ ট্যাকা ঐছেরে। [দেখ আইল্যা₄]।

আইল্‌লে=[খু]—বি. বারান্দার দেওয়াল ॥ [<আলিন্দ]।

আইল্‌স্যা=[ম]—বি. বসিবার জন্য পিঁড়ি জাতীয় লম্বা আসন বিশেষ ॥

২=[রা]—বি. পচা খড় ।

৩=[চা]—বি. আগুন রাখার পাত্র ॥

আইল্‌হোন্‌=[রা]—বি. কাদাখণ্ড মিশ্রিত ঘর তৈরীর প্রলেপ ... মেসুতরি দি, আইল্‌হোন্‌ লাগ্‌বে আরো? [<আলিপন]।

আইশা=[দি, বা]—বিণ. আঁইষ যুক্ত ॥ আইশা জলা মাছ। [<আঁইশ <আমিষ]।

আইশ্যা=[কুম, ম, চা]—অস. ক্রি. <হাসিয়া ॥ শব্‌ কতা আইশ্যা উরাইয়া দিও না।

আইশ্যাল্‌=[ম]—বি.<হেঁসেল, চুলী ॥ আইশ্যাল্‌ডা লরাও।

২=[ফ]—বি. এক প্রকার ভেষজ গাছ ॥

আইশ্‌=[চা]—বি. <হাসি ॥ স্যারাডা খবর্‌ আইশ্‌ পারে।

২=[চা, কুম, রং]—বি. মাছের আঁইশ বা আবরণ ॥ [<আঁইষ<আমিষ সং]।

৩=[চট্ট]—বি. জীবন ॥ [<'আয়শ عيش আং]।

৪=[কুম]—বি. সখ, সাধ, হাউস ॥ ইলশা মাছ খাওনের আইশ্‌ লাগ্‌সে। [<হওস هوس আং : (ফা. প্রয়োগ)]।

আইশ্‌টা=[চা, কুম]—বিণ. মত্স- গন্ধী ॥ রান্দুন্‌ ঘরেত্‌তে আইশ্‌টা বয় আইয়ে। [<আঁইষটা=এঁষটে ; মূল অর্থ আমিষের গন্ধ বিশিষ্ট]।

আইশ্‌টা আইশ্‌টা=[ম]—বিণ. চোখা চোখা ॥ এ্যাত আইশ্‌টাআইশ্‌টা কতা কৈয়ো না।

আইশ্‌টা মুয়া=[রং]—বিণ. আঁধার মুখো ॥ মানুশ্‌টা আইশ্‌টা মুয়া। [দেখ আইশ্‌টা+মুয়া<মুহা<মুখা]।

আইশ্‌টা ব্যাহাদি=[চা]—বি. যে ঝামেলার কাজ সহজে শেষ হয় না ॥ এই খ্যাপের্‌ পাটগুলি আইশ্‌টা ব্যাহাদিয়ে পাইসে, অহন্‌তরি বেচ্‌তাম্‌ পারলাম্‌ না। [দেখ আইশ্‌টা+বেহাদি<বেহদ ب ফা.+ حد হদ্দ আং+ই প্র.]।

আইশ্‌টাল্‌=[রং]—বি. প্রস্রাবখানা ॥ আইশ্‌টালের গন্দে চ্যাহা দায়। [<অশৌচ স্থল ; দেখ আইস্‌সাল]।

আইশ্‌ট্যা=[ম]—বি. আঙুলের নখ ॥

২=[পা]—বি. মাছের আঁইশ ॥ মাস্‌ কাটুলে আইশ্‌ট্যা বাইর্‌ অয়। [<আমিষ +টিয়া প্র.]।

৩=[ফ]—বিণ. ছোঁয়াচে ॥ দাইদ্‌ডা বর আইশ্‌ট্যা ব্যারাম্‌।

আইশ্‌ট্যা তোলা=[রা]—ক্রি. শাস্তি দেওয়া ॥ তোর্‌ হাবি আইশ্‌ট্যা তুল্যা দিমু। [দেখ আইশ্‌ট্যা₂+তোলা ; মূল অর্থ চামড়া তোলা ; দেখ আইশ্‌লা তুইল্যা মারা]।

আইশ্‌দান্‌=[কুম]—বি. আউশ ধান ॥ আইশ্‌ দানের শত্‌ বিডা। [<আউশ ধান]।

আইশ্‌না=[কুম, চা, সি, ম]—বিণ. যে ফসল আশ্বিন মাসে ফলে ॥ আইশ্‌না দান। [<আশ্বিনা]।

২=[বা]—বি. বারান্দা ॥

আইশ্‌পারা=[চা]—ক্রি. হাসা ॥ নয়া বৌডা কি শুন্দর আইশ্‌ পারে। [<হাস<হাসা+পাড়া]।

আইশ্‌ মাস্‌=[খু, ব]—বি. যে মাছের আঁইশ আছে ॥ রুইতেরে আইশ্‌মাস্‌ কয়। [<আঁইশ<আমিষ]।

আইশ্‌লা তুইল্যা মারা=[ম]—ক্রি. নাস্তানাবুদ করা ॥ তারে আইশ্‌লা তুইল্যা মার্‌সে। [আইস্‌লা<আমিষ +লা প্র. ; মূল অর্থ চামড়া তুলিয়া মারা ; দেখ আইশ্‌ট্যা তোলা]।

আইশ্‌শাল্‌ গাস্‌=[ক]—বি. শ্যাওড়া গাছ, ক্ষুদ্র গাছ বিশেষ ॥ আইশ্‌শাল গাসে দাঁতের মাজন্‌ অয়। [<আশ্‌শ্যা- ওড়া গাছ]।

আইসা=[নো]—বি. খড়কুটা ॥ সনের্‌ আইসা আগুনের হান্‌যাল্‌।

২=[ম]—বি. এক প্রকার শাক ॥

৩=[ম]—বিণ. অচেনা, অভিনব ॥

৪=[চা, বা]—বি. নারিকেলের মালার তৈরী বাটি ॥ আইসা দিয়া নায়ের পানি হ্যাচে (=সেঁচে)। [দেখ আইচ্‌া]।

আইস্‌=[কুম]—বি. ঘরের বাড়তি স্থান ॥ আইসের উপ্‌রে স্যারাডা বৈয়া রৈসে।

২=[চট্ট]—বি. ইঙ্গিত ॥ হে আঁরে কামের আইস্‌ দিসে। [<আঁচি= আঁচ]।

২=[নো]—বি. উত্তাপ ॥ শিতে আগুনের আইস্‌ বালা লাগে। [<*আঁচি<অর্চি প্রাং<অর্চিঃ সং= আঁচ]।

আইস্‌টান্‌=[সি]—বিণ. অনর্থক গর্ব করে যে ॥ হে বর আইস্‌টান্‌ মানুষ্‌।

আইস্‌তাল্‌=[ম]—বি. চোখের পাতার ব্রণ ॥

আইস্‌লা=[ম, কুম, সি]—বি. মাছের আঁইষ ॥ আইস্‌লা ফালাইয়া দে। [দেখ আইচ্‌'লা]।

২=[কুম, সি]—বিণ. আবরণ। হ্যার্‌ চো'খে আইস্‌লা নাই। [আইস্‌লা=মাছের আঁইষ; এখানে চোখের পর্দা]।

আইস্‌সা=[কুম, চা, সি]—অব্য. আচ্ছা, তাহা হইলে ॥ আইস্‌সা, আমি কাইল্‌কা যামু। [<আচ্ছা]।

২=[কুম]—ক্রি. বিণ. ঠিক মত, ভাল-মত ॥ তুমি ত আইস্‌সা রান্‌তা পার। [<আচ্ছা]।

আইস্‌সাল্‌=[কুম]—বি. আঁস্তাকুড়, আবর্জনা ফেলার স্থান ॥ মাসের আইস্‌টা আইস্‌সালে ফালাও। [<অশৌচ+শাল<শালা]।

আইহ=[পা]—বি. বাঁশের গিঁঠ ॥ আইহগুলা কাইট্যা বাঁশটা ফারো।

আইহা=[পা, রা, ম]—বি. বাঁশের গিঁঠ ॥ আইহাআলা বাঁশ।

আইহে=[খু]—বি. বাঁশের গিঁঠ ॥

আইহোত্‌ ভাত্‌=[রা]—বি. যথা সর্বস্ব ॥ তুইতো হামার্‌ আইহোত্‌ ভাত্‌।

আউ=[রং]—অব্য. নিষেধার্থক অব্যয় ॥ আউ, ও কাম করিস্‌ না।

২=[ম]—ক্রি. বি. আসা ॥ [<আস+উ প্র.]।

৩=[রং]—অব্য. আহা (দুঃখ প্রকাশক শব্দ) ॥ আউ, আজ যদি সে থাক্‌তো।

আউ আউ=[চা]—অব্য. ছিঃ ছিঃ ॥ আউ আউ, গোবরে আত্‌ দিলি ক্যারে?

আউই=[কুম]—বি. অতিথি ॥ আউই আইসে, আড়ে যাও। [<অইহি প্রাং <অতিথি সং]।

আউইরয়্যা=[সি]—বি. হাঁস (পং) ॥ [দেখ আঁইড়্‌গা]।

আউইয়া=[চা, কুম]—বিণ. রক্ষকহীন, স্বাধীন ॥ আউইয়া গরু-সাগলে দান্‌ খ্যাত্‌ খাইয়া লাইলে। [<আরামছ ارام ফা.]।

২=[ম]—অস. ক্রি. পথ হারাইয়া ফেলিয়া ॥ পথ আউইয়া পোলাডা কান্‌তাসে। [<হারাইয়া]।

আউইল্‌লাহ্‌=[চা]—বি. আউলিয়া, সাধক, দরবেশ ॥ [<আউলিয়া اولیا আঃ, বলী ولی শব্দের বহুব.=বন্ধু, (আল্লাহের) বন্ধু]।

আউইশ্‌=[কুম]—বি. আঁইশ ॥ মাসের্‌ আউইশ্‌ ছালাই ল। [<আঁইশ=আঁশ]।

আউঐল্‌=[চা]—বি. আড়াল ॥ আউ-ঐলে খারাইয়া হন্‌।

আউংলা=[সি]—বি. আঙ্গুল দ্বারা আঘাত ॥ পোয়াগারে আউংলা মারতেই কাইন্‌দা দিল। [<আঙুল+আ প্র.; নাম ধাতু]।

আউংলানো=[কুম]—ক্রি. উত্যক্ত করা ॥ কুত্‌তাডারে আউংলাইস্‌না। [<আঙুল+আন প্র.; নাম ধাতু]।

আউংশাআউংশি=[সি]—বি. রেষারেষি ॥ নয়া বৌড়া ষকর্‌ আউংশা-আউংশি করে। [<হিংসা+হিংসা+ই; মিশ্র (ব্যতিহারে)]।

আউংশি=[রং]—বি. ঝড় ॥ আউংশি আইশোচে।

আউকা=[চা]—বি. ইক্ষু হইতে জাত ॥ আউকা গুর্‌। [<আকু <আখু <ইক্‌খু প্রাং <ইক্ষু সং+আ প্র.]।

আউকাউ=[চা]—বি. গণ্ডগোল ॥ আউ-কাউ কৈর না। [ধ্বন্যা.]।

আউক্‌=[চা]—বি. ইক্ষু ॥ আউকের্‌ আলি কত কৈরা? [দেখ আউকা]।

আউক্‌কা=[চা]—ক্রি. বিণ. ডুব না দিয়া ফসল কাটার মতো পানি হওয়ার অবস্থা ॥ আমার খ্যাতের্‌ পাত্‌ আউক্‌কা কাডন্‌ লাগুব।

আউক্‌রা=[চা]—বি. বেতের ছোট ছোট কাঁটা যুক্ত লতা ॥ আউক্‌রা দিয়া ওক্‌কা শাক্‌ কর।

আউক্‌সা=[কুম, সি]—বি. পর্দা, আড়াল ॥ বাড়ির আউক্‌সা কৈতে কুলুডা নাই। [<আবছায়া]।

আউখাউ=[চা]—অব্য. আফ্‌সোস্‌ ॥ আউখাউ কৈরা আর কি ঐব? [ধ্বন্যা.]।

আউখালি=[সি]—বি. ঝগড়া ॥ লোকটা বর আউখালি করে। [দেখ আউখাল্‌+ই প্র.]।

আউখাল্‌=[সি]—বিণ. হুজ্জতকারী ॥ লোকটা বর আউখাল্‌।

২=[সি]—বি. গণ্ডগোল, ঝামেলা, ঝগড়া ॥ ইটা ত বর আউখালের খত্তা।

আউখি=[সি]—বি. ঝঞ্ঝা, ঝড় ॥ আউখি আইসে, গর্‌ থান্‌ পরি গ্যাল।

আউখ্‌ করি=[সি]—অস. ক্রি. হা করিয়া ॥ আউখ্‌ করি হন কি? [<হা মুখ করিয়া=হা করিয়া]।

আউগানো=[রং]—ক্রি. অগ্রসর হওয়া ॥ এভ্‌তি আওগাও। [<আগানো, দেখ আউগ্‌গানো; আগু<অগ্র সং+আনো প্র.; নাম ধাতু]।

২=[বা]—ক্রি. মারা যাওয়া, পরকালের দিকে অগ্রসর হওয়া ॥ দুপুর ব্যালা কালার্‌ মায় আউগাইসে। [দেখ আউগ্‌গানো]।

আউগারি=[ফ, রা]—বিণ. অনর্থক যে বেশী কথা বলে ॥ লোকটা বর আউ-গারি। [<আউকারী <আগুকারী; আগু<অগ্র সং]।

আউগালো=[বা]—ক্রি. বিণ. কিছু আগে ॥ কাশেম এই আউগালো গ্যালো। [<অগ্গল প্রাং<অগ্রল সং]।

২=[বা]—ক্রি. বিণ. প্রায়ই ॥ হেইতে আউগালো মোগো বারি যায়।

৩=[বা]—বিণ. যথেষ্ট ॥ আউগালো মাস্‌ পাইসি।

আউগ্‌=[চা]—বি. ইক্ষু ॥ আউগ্‌ খামু। [দেখ আউক্‌]।

আউগ্‌গানো=[ম, কুম, চা]—ক্রি. অগ্রসর হওয়া ॥ কদ্দুর আউগ্‌গাইয়া যাও। [<আগানো; আগু <অগ্গ প্রাং <অগ্র সং; নাম ধাতু]।

আউগ্‌দুয়ার্‌=[চা]—বি. সম্মুখের দরজা ॥ আউগ্‌দুয়ার্‌ দা যাও। [<আউগ<আগু <অগ্গ প্রাং <অগ্র+দ্বার সং]।

আউচ'লি=[ব]—বিণ. উতালা ॥

আউচি'=[বা]—বি. <হাঁচি ॥ শর্দিতে আউচি' আইয়ে।

২=[সি]—বি. বাদল, আষাঢ় বা আশ্বিন কার্তিক মাসের অবিরাম বৃষ্টি ॥

আউজাউ=[রং]—বি. অযথা ঝগড়া ফ্যাসাদ ॥ আউজাউ কৈর না। [ধ্বন্যা.]।

আউবা=[ম]—বি. আড়াল ॥ আউবায় থাইক্যা কি হব? [দেখ আউক্সা]।

আউবানো =[ব]—ক্রি. বন্ধ করা ॥ দুয়ার্ ডা আউবাও। [<আওজে <আবজ্‌ঝই <আবধ্যতে সং=আবদ্ধ করা হয়। দেখ আউযে দ্যাওয়া]।

২=[ম]—ক্রি. কিনারা করা, সরানো ॥ খরিগুলা রাস্তাতুতে আউবাইয়া থো। [<সাজান]।

আউযাপ্ =[চট্ট]—বি. আবর্জনা, জঞ্জাল ॥ গরের্ আউযাপ্ শাফ্ কর। [<*আবাব <*আবাম <আবজ্জ প্রাং আবর্জ সং=আবর্জনা]।

আউযে দ্যাওয়া=[ব]—ক্রি. বন্ধ করা ॥ কপাট্‌টা আউযে দ্যাও। [দেখ আউবানো]।

আউয্যা=[বা]—বি. মাটির ছোট পাত্র বিশেষ ॥

আউশৈয়া=[খু]—বিণ. চল্লিশ দিনের কম বয়স্ক শিশু ॥ আউশৈয়া শিশু বাইর্ করা ঠিক্ না। [<অশৌচিক; দেখ আউষ্]।

আউষ্=[কুম, চা]—বিণ. <অশৌচ ॥ আউষ্ গরে যাইস্ না।

২=[ম]—বি. লাঙ্গল একবার ঘুরিয়া জমির যে অংশ বেড় দেয় ॥ এই কয় আউষ্ আর্ চৈ'যা বাড়্ যামু।

৩=[ফ]—বি. দুই লাঙ্গলের মধ্যবর্তী জায়গা ॥

আউষ্ কুলানো=[ফ]—ক্রি. শিশুর প্রথম মাথা মুড়ানো ॥ আইয়ে কাইল্ আমার সাইনার আউষ্ কুলাইতে ঐবো। [দেখ আউষ্ +কুলান]।

আউষ্ যানো=[কুম]—ক্রি. হালচাষের সময় চাষ বাড়াইয়া লওয়া ॥ আরেকটু আউষ্‌যাও। [দেখ আউষ$_২$+আনো প্র.]।

আউষ্ পরা=[রা, খু]—ক্রি. প্রসব করা ॥ তার বৌয়ের আউষ্ পর্‌সে। [দেখ আউষ্+পড়া]।

আউটা=[রং]—বি. চুল বাঁধিবার ফিতা ॥

২=[বং, চা, ম]—বি. দুধ জ্বাল দেওয়ার বড় পাত্র ॥ [আওটান হইতে বিশেষ্য পদ; দেখ আওটানো]।

৩=[চা]—বি. পানিতে মিশানো চাউলের গুঁড়া ॥ আউটা দিয়া পিডা বানায়।

৪=[ব]—বিণ. বাহির ॥ আউটা গরে উনুন দরাও। [<out ইং+আ প্র.]।

৫=[চা]—বি. দুধ ॥ কতক মাইয়া সাইন্দা দুধেরে আউটা কয় (স্বামী বা গুরুজনের নামের সংগে সামঞ্জস্য আছে বলিয়া)। [আওটান হইতে কর্মবাচ্য]।

আউটাক্=[বং]—বিণ. হাঁটু পর্যন্ত লম্বিত ॥ আউটাক্ পিরান্। [<হাঁটু +টাক্=তক্ تک হিং]।

আউটানো=[বং, চা]—ক্রি. ঘোঁটা, দুধ জ্বাল দেওয়া ॥ দুদ্ আওটাও। [<আও-টান<আবট্টণ প্রাং<আবর্তন সং]।

আউটা ব্যারা=[সি]—বি. পর্দার বেড়া ॥ বারিত্ আউটা ব্যারা না থাক্‌লে কিওর্ বদ্দর লোক? [আউটা<আবট্ট প্রাং <আবৃত্ত সং+বেড়া]।

আউটি=[পা]—বি. কোন পর্ব উপলক্ষে খাওয়ার আয়োজন ॥

২=[না, কু]—বি. ঝগড়া, গণ্ডগোল ॥

৩=[খু]—বি. এক প্রকার কালো দুর্গন্ধ-যুক্ত কীট, ইহা বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে দেখা যায় ॥

৪=[বা]—বি দুইহাত ছড়াইলে যত লম্বা হয় তত টুকু লম্বা দড়ি দিয়া বাঁধা আঁটি ॥ এ্যাক্ আউটি নাইল্‌কলের্ বাইল্ (=পাতা) আন।

আউটে আশা=[খু]—ক্রি. সিদ্ধ হইয়া আসা, গলিয়া যাওয়া ॥ তরকারি ক্যাবল্ আউটে আশিসে।

আউট্যা=[কুম]—বি. ঘরের দরজায় সামান্য উঁচু বেড়া যাহাতে ছোট ছেলে মেয়ে ঘর হইতে বাহির হইতে না পারে। [দেখ আউটা ব্যারা]।

আউট্=[চা]—বি. সাড়া ॥ পুকুরে মাসের আউট্ পাওয়া যাইতাসে। [<আহট آهٹ হিং]।

২=[বা]—বি. কাপড়ের পাড় ॥ লাল আউটের শারি।

৩=[খু]—বিণ. অপর, অন্য ॥ এইহানে আউট্ লোকের কাম নাই। [<out ইং]।

আউট্ টা দিয়া=[চা, ম, বা, কুম]—অস. ক্রি. হাঁটু গাড়িয়া ॥ আউট্‌টা দিয়া বৈসত্ ক্যারে? [আউটা <*আঠীও <অট্‌ঠীব প্রাং<অষ্ঠীবৎ সং+দিয়া]।

আউঠা=[সি]—বি. বারান্দার বেড়া ॥ [<আবৃত্ত সং; দেখ আউট্যা]।

আউড়া=[ম, চা, কুম]—বি. দুধ জ্বাল দিবার জন্য মাটির পাত্র বিশেষ ॥ [দেখ আউটা$_২$]।

২=[কুম]—বি. বাড়ীর বাহিরের বেড়া ॥ আউডা না থাক্‌লে বারির ইয্‌যত্ থাহে না। [দেখ আউট্যা, আউঠা]।

৩=[চট্ট]—অব্য. (তুচ্ছার্থে) কাহাকেও সম্বোধন ॥ আউডা, হিকান ন যাইস্। [<ও বেটা]।

আউড়া=[ফ]—বিণ. বেয়াড়া ॥ বাহ তোমার আউড়া কতা। [সাধু ভাষা এড়ো<আড়ুয়া=আড়+উয়া প্র.; দেখ আউরা]।

আউড়ি=[ম, রা, ফ]—বি. ধান রাখার গোলা ॥ আউড়ি ভরা ধান। [<আউড়ি প্রাং<আবৃতি সং=ঘেরা]।

২=[ম]—বি. ঘেরাও ॥ মাউলারা আউড়ি দিয়া মাছ্ দরে। [পূর্বে দেখ]।

আউড়্যা যাওয়া=[পা]—ক্রি. নিস্তেজ হইয়া পড়া ॥ গাসের পাতাগুলি আউড়্যা গ্যাচে'। [<আওরাইয়া]।

আউড়্=[রা, দি, খু]—বি খড়, বিচালি ॥ আউড়্ গুলা পুইন্জ করি থো। [দেখ আওড়্, আউর্$_৬$]।

২=[দি]—বিণ. আহত ॥ আউড়্ হৈলা ক্যাম্নে? [<আহত সং]।

আউতা=[বা]—বি. মাটির তৈরী পাত্র বিশেষ ॥ আউতার মৈদ্দে ফ্যানু গালে ॥

আউতাউ = [চা] — অব্য. আকুলি বিকুলি ॥ অত আউতাউ করলে কোন কাম অয় না। [অনু.]।

আউতানি=[চা]—বি. বড় সরা, বড় হাঁড়ির ঢাকনা বিশেষ ॥

আউতাপাউতা=[চা]—ক্রি. বিণ. মাঝে মাঝে ॥ স্যারাডা আউতাপাউতা ইস্কুলে যায়। [<বক্তান্ ফ-বক্তান্ وقتا فوقتا, আং]।

আউতি=[বা, খু]—বি. বড় গাছ তোলায় ব্যবহৃত ছোট গাছ বা কাষ্ঠদণ্ড ॥

২=[চট্ট]—বি. আংটি ॥ আঁর আউতি হরি গেল্‌গৈ।

৩=[ম] — বি. বাড়ীর চারি দিকের বেড়া ॥ বারিতে আউতি না থাক্‌লে মান্ থাহে না। [<আবুত্তি প্রাং<আবৃতি সং]।

আউত্যা=[খু]—বিণ. পোষ্য ॥ আউত্যা পোলা। [<হাতুয়া=যাহাকে হাতে ধরিয়া আনা হয়]।

আউত্=[সি]—বি. পলিমাটি ॥ খুব আউত্ পর্‌সে।

২=[ম]—বি. নিয়ম ॥ আউত্ না বানুলে কাম তারাতারি অয় না। [<সা'আত ساعت =সময় আং]।

আউত্ করা=[ম, চা]—ক্রি. দুষ্টামি করা। এ্যাত আউত্ কর ক্যান্?

আউত্ কৈরা=[ম, চা]—ক্রি. বিণ. জোরে (কান্নার বেলায় প্রযোজ্য)॥ স্যারাডায় আউত্ কৈরা চি'হাইর দিল ক্যারে? [<আউত্ ধ্বন্যা.+ করিয়া]।

আউত্তা=[কুম]—বিণ. হাঁড়িমুখো, গম্ভীর ॥ মুখটারে আউত্তা বানাইস ক্যা?

২=[বা, চা]—বি. ফেন রাখার পাত্র, মালশা ॥ 'গ্যাসে গ্যাসে আউত্তাডা, চি'ন্‌লাম ত কুত্তাডা' (প্রবাদ)।

আউত্তাবুত্তা=[চা]—বিণ. কুশ্রী, শ্রীহীন ॥ মাইয়াডা এ্যাক্‌কেলে আউত্তাবুত্তা। [আতা অনু: +ভোঁতা]।

আউদা=[কুম]—বি. পাকঘরের ঝুল, ময়লা বিশেষ ॥ আউদা শাফ্ করি দে।

আউদানি=[ম]—বি. কলরব ॥ আডের আউদানি অনেক দূরাপিত্তে হুনা যায়। [<হা হা ধ্বনি; দেখ আউয়াদানি]।

আউদি=[পা]—বি. গরু থাকিবার জায়গা ॥

আউদ্যা ঘর=[ম] — বি. আঁতুড়, সূতিকাগার। দাই অহন আউদ্যাগরে আসে।

আউদ্গান্=[কুম]—বিণ. অর্ধেক ॥ আউদ্গান্ লুচি তুমি খাও। [<আধ খান]।

আউদ্রা=[রং]—বিণ. অর্ধেক ॥ মুই এ আউদ্রা আম্‌টা নিবার লয়। [<আধরা =আধ+রা প্র.; অধুরা হিং]।

আউনরক্ক=[য]—বি. ময়লা ॥ পুকুরে আউনরক্ক ধোও ক্যা?

আউন্যা= [নো] — বিণ. লবণ হীন, বিস্বাদ ॥ তরকারিডা আউন্যা ঐসে। [<আলুনিয়া<অলবণিক সং]।

আউন্দাকাউন্দা=[রং]—বিণ. বিশৃঙ্খল, এলোমেলো ॥ [অনু.]।

আউন্=[ন, চা]—বি. লাঙ্গল ও মই বাঁধিবার জন্য পাটের মোটা দড়ি বিশেষ ॥

আউন্‌কা=[চা]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আউন্‌কা উট্‌লা যে, যাইবা কৈ? [<অনোখা হিং]।

আউন্দা=[চা, ফ, চট্ট]—বি. ঝুল, ধূম নির্গত কালি। গরত্ আউন্দা ঐয়ে। [<আন্ধা]।

২=[চট্ট]—বি. ঝাপ্‌সা ॥ [<আন্ধা]।

আউন্দা ব্যার্=[ফ]—বি. পুরাতন ডোবা ॥ [দেখ আউন্দা+ব্যার]।

আউন্নি=[ফ]—বি. স্ত্রী হাঁস, হংসী ॥

আউপ্যা=[কুম] — বি. হামাগুড়ি ॥ আউপ্যা দিয়া চৈ'র্ তলের্‌তুন্ যিনিশ্‌টা আন্।

আউপ্‌রা=[চট্ট, ফ, বা]—বি. হাঁস মোরগ রাখার জন্য বাঁশের তৈরী খাঁচা বিশেষ ॥ মুরহার্ সাউগুলা আউপ্‌রায় বাইন্দা থো।

আউমাউ=[ম]—অব্য. হাউমাউ ॥ আউমাউ কৈরা কান্দ ক্যা? [<হাঁউ মাঁউ]।

২=[ফ]—অব্য. ছিঃ ছিঃ ॥ 'আউ মাউ, হ্যারা হান্‌সে কান্‌যির্ মাউ'। [পূর্বে দেখ]।

আউম্যা=[চা]—বিণ. আহাম্মক ॥ তার মত আউম্যা দিয়া কোন কাম্ ঐব না। [<অকর্মা]।

আউম্‌রা=[খু, বা]—বি. তৃপ্তি ॥

আউয়া=[সি]—বিণ. বোকা, হাবা, সরল ॥ ই পুরাটি এ্যাকেবারে আউয়া। [<হাবা]।

২=[ক]—বি. প্রস্থ, বিস্তার ॥ গর্‌ডার্ আউয়া কত আত্? [<আঅঅ প্রাং <আয়ত সং]।

৩=[বা]—বিণ. যে অল্পেই ভড়কাইয়া যায় ॥ মেয়েটা বড় আউয়া।

৪=[চা]—বি. গরু (পুং) ॥

আউয়া-চাউয়া=[রং]—বিণ. মিছামিছি ॥ পুলাক আউয়া-চাউয়া কতা ধরি আনিশ্।

আউয়া-যাওয়া=[সি]—বিণ. বোকা ॥ [দেখ আউয়া+যাউয়া অনু:]।

আউয়াদানি = [চা] — বি. হট্টগোল, গোলমাল ॥ বাযারের আউয়াদানিতে কিছু হুনা যায় না। [<হা হা ধ্বনি; দেখ আউদানি]।

আউয়ানো=[সি, চা]—ক্রি. চীৎকার করিয়া কাঁদা, হৈ চৈ করা, হা করিয়া চলা ॥ এ্যা'ত আউয়াস্ ক্যা? [<আহ্বান কিংবা <হা হা (নাম ধাতু)+আনো প্র.]।

২=[সি]—ক্রি. বাঁশ বেত প্রভৃতি পালিশ করা ॥ উরার্ ব্যাতুটা আউয়াও।

আউয়াল্ বাসা=[ম]—বিণ. অত্যুৎকৃষ্ট, সকলের সেরা ॥ বাযারের আউয়াল্‌বাসা মাছ্ আন্‌সি। [<আরব্বল اول আং+ বাছা √বাছ্]।

আউয়াশ্=[চট্ট]—বি. শউস, সখ ॥ [<হওস هوس আং]।

আউয়াসিয়া=[চা]—বি. নিন্দাবাদ ॥ মাইন্‌শের্ আউয়াসিয়া কৈরা কি লাব্?

২=[ম]—বি. কাজে বাধা সৃষ্টি ॥ অল্পতে কামডাত্ আউয়াসিয়া লাগাইস্ না।

আউয়্যানো=[চা]—ক্রি. বোকা সাজা, অকর্মণ্য হওয়া ॥ পাঁচ্'শ ট্যাহা লোক্শান্ দিয়া অহনে আউয়্যাইয়া বৈসি। [দেখ আউয়া—নাম ধাতু+আনো প্র.]। ২=[চট্ট]—ক্রি. চীৎকার করা ॥ হুদাহুদি আউয়্যাস্ ক্যা? [দেখ আউয়ানো]।

আউরন্ পাউরন্=[সি]—বি. বিস্মৃতি॥ [আউরন অনু: ; পাউরন<পাসরণ<পস্সরণ প্রাং<অপস্মরণ সং]।

আউরা=[কুম]—বিণ. আড়, বাঁকা ॥ গরুডা আউরা ঐসে। [<আড়ুয়া=এড়ো <*আড়ুয়া<অড্‌চ প্রাং<অর্ধ সং কিংবা<আউড় প্রাং<আকৃত সং]। ২=[ম] — ক্রি. বিণ. এলোমেলোভাবে ॥ আউরা খুযু কৈরা আন্নানি চি'য্ পাইতো না। [<আউলা<আউল প্রাং<আকুল সং]। ৩=[চা]—বিণ. পথ ভোলা ॥ পোলাডা আউরা ঐয়া কৈ যানি গ্যাসে গা। [অ্যাবারহ্ آوارہ ফা.]।

আউরা আউরি=[ম]—বি. কাঁদাকাটি ॥ ইহান অ্যাত আউরা আউরি ক্যা? [দেখ আউরা$_{2}$ + আউরি (ব্যতিহারে)]।

আউরাইল্=[ম]—বিণ. আঝাড়া ॥ আউরাইল্ দান্। [অ (নিষেধ অর্থে)+উড়া<উড্ডীয় সং+ইল (কর্তৃবাচ্যে)]।

আউরানো=[চা, কুম, বা, খু]—ক্রি. ঘোলা করা ॥ পানি আউরায় ক্যেরে? [দেখ আউর্$_{2}$+আন (ক্রিয়াবাচক বিভক্তি)]। ২=[ম]—ক্রি. হারাইয়া যাওয়া ॥ আমার গাই আউরি গ্যাসে গা। [<হারান]। ৩=[চা]—ক্রি. হৈ চৈ করা ॥ অ্যাত আউরান্ বালা না। [দেখ আউরা$_{2}$]।

আউরামাদল্=[ফ]—বিণ. দৈর্ঘ্যে প্রস্থে সমান ॥ পুকুরডা আউরামাদল্ দ্যাহা যায়। [দেখ আউরা+মাদল]।

আউরামি দাউরামি=[চা]—বি. বাচালতা, উচ্চ বাচ্য ॥ হ্যায় খালি আউরামি দাউরামি কৈরা খায়। [অনু.]।

আউরি=[সি]—বি. জোয়ালের মধ্যভাগ, যেখানে দড়ি আটকানো হয় ॥ ২=[সি]—বিণ. নিখোঁজ ॥ গাইটা খাইল তনে আউরি ঐ গ্যাসে। [দেখ আউরা$_{3}$]। ৩=[ম]—বি. ধান রাখার জন্য চাটাইর তৈরী গোলাঘর বিশেষ ॥ [দেখ আউড়ি]। ৪=[রা]—বি. বাঁশের তৈরী আধার, ছোট গোলা ॥ [দেখ আউড়ি]।

আউরি দ্যাওয়া=[সি]—ক্রি. আত্মগোপন করা ॥ আশামিডা তিন মাস্ দরি আউরি দিলাইসৈন্। [দেখ আউরি$_{2}$]।

আউরি মারা=[পা]—বি. ছুঁড়িয়া দেওয়া ॥ পয়শাডা আউরি মাইরা কৈ ফেল্‌লি?

আউরে যাওয়া=[চা]—ক্রি. বদলাইয়া কুঁকড়াইয়া যাওয়া ॥ [<আঁউরে<আ (ঈষদর্থে)+মরিয়া+যাওয়া]।

আউর‍্যা=[কুম]—বি. এক প্রকার বিষাক্ত কচু ॥ [<অরবী اروی হিং]।

আউর্=[ম]—বি. হার, পরাজয় ॥ তোমার আউর্ ঐসে। [<হারি]। ২=[কুম, বা]—বিণ. ঘোলা। আউর্ পানি। [<দেখ আউটানো]। ৩=[ব, বা, দি, রং]—বি. খড় ॥ আউর্ দিয়া ছাওয়া ঘরে খুব ঠান্ডা লাগে। [দেখ আউড়্, আওড়্]। ৪=[নো]—অব্য. আরও ॥ [<ঔর হিং=আবর ابر উর্দু<অপর সং]। ৫=[ফ]—বি. নদীর যে স্থানে স্রোত নাই ॥ নাও আউর্ দিয়া বাইয়া যাও। ৬=[ম]—বি. হাওর ॥ আউরে অনেক মৈশ্ থাহে। [<সাগর সং]।

আউর্কা = [কুম] — বি. কাঁটাযুক্ত বেতের আগা ॥ আউর্কায় লাইগ্যা কাপর্ ছিরা্য গ্যালগা।

আউর্ কারা=[নো, চট্ট]—ক্রি. হামাগুড়ি দেওয়া ॥ পোয়াজ্জা আউর্কার্‌তো হারে।

আউর্কাল্=[ক]—বি. মাছের পানি ছিটানো ॥ বিওল্ পাত্তুরে, পুটিগেরে বর একটা মাসে আউর্কাল্ দিসে।

আউর্গা=[চট্ট]—বিণ. আর একটা ॥ অ'রে আউর্গা বরৈ দে। [<ঔর হিং<অপর সং+গা (=টা)]।

আউর্গাচ'ালি=[চট্ট]—বি. বনের মধ্যে যাহারা বাঁশ কাটিতে যায় ॥ [দেখ আউর্$_{6}$+গাছালি<গাছ+আলি প্র.]।

আউর্দাতা=[সি]—বিণ. অবাধ্য ॥ চ'াইরডা বরর আওর্ দাতা। [<অবাধ্য+তা (স্বার্থে) কিংবা<উদ্ধত]।

আউর্ বাউর্=[রা]—বি. কাড়াকাড়ি, বিরক্ত ॥ আউর্ বাউর্ কৈর না। [<আকুল ব্যাকুল]।

আউলা=[চা, কুম, ম]—বিণ. বিশৃঙ্খল ॥ মাইয়ার মাথার আউলা চু'ল। [দেখ আউল্$_{2}$; সাধু এলো]। ২=[খু]—বিণ. আলগা, খোলা ॥ আউলা কেশি মাইয়া। [<আউল প্রাং<আকুল সং ; সাধু এলো]। ৩=[সি]—বিণ. দুঃখে শোকে বিপর্যস্ত ॥ [পূর্বে দেখ]। ৪=[সি]—বিণ. পাগলাটে ॥ মানুশ্‌টা এ্যাখেবারে আউলা। [পূর্বে দেখ]।

আউলা আউলি=[সি]—ক্রি. বিণ. ইতস্ততঃ ছোটাছুটি ॥ তুফান আইতেই হখলে আউলা আউলি লাগাইয়া দিল্। [দেখ আউলা ; আউল+ই ; তুং তাড়াতাড়ি]। ২=[চা]—বি. টাল বাহানা, ঘোরাঘুরি ॥ তুই খালি বিচ'ার্‌ডা আউলা আউলি করতাসত্। [পূর্বে দেখ]।

আউলাইন্যা=[ক] — বিণ. এলোমেলো ॥ কাপরগুলি আউলাইন্যা ক্যা? [দেখ আউলা+নিয়া প্র. ; সাধু এলান]।

আউলাইয়া=[সি]—অস. ক্রি. ওলট পালট করিয়া ॥ [দেখ আউলা+ইয়া প্র. ; সাধু এলাইয়া]।

আউলাইল্=[ম]—বিণ. যাহা আউলা করা হইয়াছে ; আলুলায়িত, জটিল ॥ আউলাইল্ চু'ল্। [দেখ আউলা+ইল প্র.]।

আউলাং ঝাউলাং=[রং]—বিণ. খোলা, অগোছাল ॥ আউলাং ঝাউলাং করি ফ্যালসো ক্যানে ? [দেখ আউল্ বাউল্]।

আউলাং ভাশাং=[রং]—বি. যে লোকের কথার কোন মূল্য নাই ॥

আউলা বাইলা=[সি]—বিণ. এলোমেলো ॥ [দেখ আউলা+বাউলা অনু: ; দেখ আউলাং ঝাউলাং, আউল্ বাউল্]।

আউলানো=[চট্ট]—ক্রি. অতি বাড়াবাড়ি করা ; অনুচিত উৎসাহ দেখানো ॥ বেশী আউলাইলে বিপদে পরন্ লাগ্‌বো। [আউল<আকুল (নাম ধাতু)+আনো প্র.]।

আউলা বাউলা=[পা]—বিণ. এলোমেলো ॥ ‘আউলা বাউলা ব্যাশে কান্দো ক্যান শুন্দরি ?’ [দেখ আউল্ বাউল্$_{2}$]।

আউলা মারা=[শ্রি]—বিণ. যদৃচ্ছা ॥ বিচ'রো বৈয়া আউলা মারা কতা কওন্ ঠিক্ না।

আউলাম্ কাউলাম্=[চট্ট]—বি. কোন কাজে মন না দিয়া কেবল ঘুরাফেরা করার ভাব ॥ [অনু.]।

আউলি=[ঢা, কুম]—বি. আড়াল ॥ আউলি দিস্ না, শৈরা যা। [দেখ আউড়ি$_{2}$]।

২=[কুম,ঢা,ফ,ম]—বি. বেড়া, পর্দার আড়াল ॥ আউলিত্ থাইক্যা কি হুন্‌তাসো ? [পূর্বে দেখ]।

আউলে=[খু]—বি. সাধু, পীর ॥ [<আওলিয়া' اولیا আং]।

২=[খু, য]—বি. দেবতার ভর ॥

আউল্যা=[পা, ফ]—বিণ. জড়ানো ॥ আউল্যা হুতা। [<আউলিজ প্রাং <আকুলিত সং ; সাধু এলো]।

২=[কুম]—বি. অকূল ॥ আউল্যাত্ পর্‌সে। [<অকূল+ইয়া প্র.]।

আউল্যা পাইচ'ন্=[ফ]—বি. হালের পাচন, গরু তাড়াইবার লাঠি ॥ রাখ্, আউল্যা পাইচ'ন দিয়া তয়ে বাইড়াইয়া ঠিক্ করমু। [আউল্যা, দেখ আউল্‌লা +পাইচ'ন <পাচনি ; তুং আউল্‌লা নড়ি]।

আউল্যামি=[পা]—বিণ. কোন কাজ পারিবে না জানিয়াও যে কাজ করিতে চায় ॥ আউল্যামি বাইয়া নৈয়া বর বালা। [<আউল<আকুল + আমি (ভাবার্থে)]।

আউল্=[চট্ট]—বিণ. নির্বাক ॥ তোঁয়ার কথায় অাঁই আউল্ হৈয়ে। [<আউল প্রাং<আকুল সং]।

২=[ঢা, কুম]—বিণ. অগোছাল ॥ হুতাগুলি আউল্ করিস্ না। [পূর্বে দেখ ; সাধু এলো]।

৩=[রং]—বি. আওলিয়া সাধু ॥ উয়ার মত আউল্ মানুষ্ নাই। [<আওলিয়া' اولیا আং ; ওলী ولی আং শব্দের বহুব.=(আল্লাহ্‌র বন্ধু)]।

৪=[চট্ট]—বিণ. আকুল ॥ কান্দি আউল্ ঐয়ে। [<আকুল]।

আউল্ খাউল্=[সি]—বিণ. আজে বাজে, বিশৃঙ্খল ॥ আউল্ খাউল্ খতা গায়। [আউল < আকুল + খাউল অনু:]।

আউল্ বাউল্=[ম, ঢা]—বিণ. জটিল ॥ তোমার হগলৈ আউল্ বাউল্ ঐয়া গ্যান। [দেখ আউল$_{2}$+বাউল অনু:]।

আউল্ পাউল্=[চট্ট]—বিণ এলো মেলো ॥ হুতাগুলাইন্ আউল্ পাউল্ ক্যা ? [দেখ আউল$_{2}$+পাউল অনু: ; তুং আলু থালু]।

আউল্ বাউল্=[রং]—বিণ. আবোল তাবোল ॥ আউল্ বাউল্ কতা কও কেনে ? [দেখ আউল্$_{2}$ + বাউল <ব্যাকুল]।

২=[রং, দি]—বিণ. অস্থির ॥ [পূর্বে দেখ]।

আউল্ বাধানো=[বা, ক]—ক্রি. গণ্ডগোল করা ॥ তুমি বর আউল্ বাধাইতে পার। [দেখ আউল্$_{2}$+বাধান <বাধানো]।

আউল্ ভাউল্=[দি, বা]—বিণ. এলোমেলো ॥ বিছানা পত্‌রো আউল্ ভাউল্ কৈর না। [দেখ আউল্ বাউল্]।

আউল্‌লা=[ঢা, ম]—বি. কৃষক ॥ আউল্‌লারা ট্যাহা লৈয়া যমিন্ চ'য়। [<হালিখ প্রাং<হালিক সং]।

২=[ম]—বি. আতপ, অসিদ্ধ ॥ আউল্‌লা চ'াইল দ্যা বাউ খায়। [<আলো <আলর<আতপ সং]।

আউল্‌লা নড়ি=[ক]—বি. গরু তাড়াইবার ছোটলাঠি ॥ [দেখ আউল্‌লা +নড়ি ; তুং আউল্যা পাইচ'ন্]।

আউল্‌লা বাইয়ুন্=[চট্ট]—বি. এক প্রকার সাদা গোল বেগুন ॥ [বাইয়ুন <বাইগুন=বেগুন]।

আউল্‌লা লরি=[ঢা]—বি. গরু তাড়াইবার জন্য সুঁইযুক্ত লাঠি ॥ গরুডারে আউল্‌লা লরি দিয়া খুচ'াইস্ না। [দেখ আউল্‌লা নড়ি]।

আউল্‌লেই=[দি]—অস.ক্রি. চূর্ণ বিচূর্ণ করিয়া ॥ এক লাথে তোর্ পেটের ভুটি আউস্‌লেই দিম্। [<আউলাইয়া ; আউল<আকুল (নাম ধাতু)]।

আউশা=[কু, রং]—বি. জঞ্জাল ॥ গরের আউশা পরিস্কার কর।

২=[কু]—বিণ. আউশ ধান সম্বন্ধীয় ॥ আউশা যমি চ'াশ্ কর। [<আউশ <আশু+আ প্র.]।

৩=[ঢা]—বিণ. অপরিণত বয়সে যাহাদের সন্তান হয় ॥ আউশা মাইয়ার শৈল্ বাইংগা যায়। [<অবয়স+ইয়া প্র.]।

আউশাউ=[রং]—বি. অযথা ঝগড়া ॥ আউশাউ করিস্ না। [অনু.]।

আউশি=[বা]—বি.<হাসি ॥

২=[বা]—বি. বড় পাখা ॥

আউশ্যা=[ঢা]—বিণ. অাঁশযুক্ত ॥ আউশ্যা আম। [<অাঁশ+ইয়া প্র.]।

২=[চট্ট]—বি. অমাবস্যা, অন্ধকার ॥ আউয্‌গুয়া আউশ্যা রাইত্। [<*অাঁউশা <অমাবস্যা সং + ইয়া প্র. ; দেখ আঐশা, অাঁইশ্‌শা]।

৩=[ফ, বা]—বিণ. যে তাড়াতাড়ি বড় হয় ॥ আউশ্যা মাইয়াড়ার বয়শ্ বেশি না।

৪=[কুম]—বিণ. সৌখিন ॥ আউশ্যা পোলার ক্যাহাপরা অয় না। [দেখ আউশ্+ইয়া প্র.]।

আউশ্যা যাওয়া=[পা]—ক্রি. ধীরে ধীরে কোন কিছুর নিকটস্থ হওয়া ॥ নাওডা কিনারে আউশ্যা গ্যাল্। [আউস্যা <আইসিয়া=আসিয়া]।

আউশ্=[চা,ম,কুম]—বি. সখ, সাধ ॥ নয়া শারি পরনের আউশ্ ঐসে। [<হওস هوس আঃ]।

২=[চা, কুম]—বি. রং ঢং (তুচ্ছার্থে) ॥ তুমি বুঝি আউশে বাস না। [পূর্বে দেখ]।

আউশ্ কাউশ্=[বা]—অব্য. যন্ত্রণায় ছট্‌ফট্ (করা) ॥ মুই খিদায় আউশ্ কাউশ্ করোচোঁ। [অনু.]।

আউশ্ বেরি=[খু, য]—বি. এক প্রকার ধান ॥

আউশ্ মুগি=[রা]—বি. একটি ধানের নাম ॥

আউস্কা=[কুম,সি]—ক্রি. বিণ. অদ্য ॥ আউস্‌কা ডাহা যাবু। [<আউব্‌কা <আজুকা <আজু <অজ্জ প্রা.<অদ্য সং+কা (স্বার্থে)]।

আউহানো=[বা, ফ]—ক্রি. পাখা দ্বারা বাতাস করা ॥ পাহা দিয়া এট্টু আওহাও।

আঐ=[চা]—বি. হাউই (বাজী) ॥ বিয়া বাইত্ আঐ সারে। [<হাউই <হবাঈ هوائی আঃ হইতে উর্দু]।

২=[দি]—অব্য. হা, ওই (সমবয়স্কা মেয়েলি সম্বোধন) ॥ আঐ কবিরের মা, ভাল আচিস্? [<হা+ঐ]।

আঐক্তা=[কুম,সি]—অসময়ে যে ফল বা ফসল জন্মে ॥ আঐক্‌তা কমলা। [<অ+ওয়াক্ত <বক্ত وقت, আঃ= সময়]।

আঐট্=[ক]—বি. কাপড়ের পাড় ॥ লাল আঐট্ দ্যাখ্‌তে সুন্দর। [দেখ আউট₂]।

আঐড্=[ক]—বি. কাপড়ের পাড়। [দেখ আঐট্]।

আঐন্=[চট্ট]—বি. আগুন ॥ এ্যাক্-কিনি আঐন্ দে, তামাক্ খাইয়ম। [<আগুনি মধ্য বাং<অগণি প্রাঃ<অগ্নি সং]।

আঐন্না=[ম]—বি. আসে যে, আগমন-কারী ॥ যে আঐন্না হে আইবে। [<আইসন = আসা + ইয়া প্র. (কর্তৃবাচ্যে)]।

আঐবাযি=[চা]—বি. মিথ্যা গুজব ॥ দ্যাশ্ যুইর‍্যা আঐবাযি উঠ্‌সে যে করিম নাহি বিশ্ খাইয়া মরসে। [<হাওই <হবাঈ هوائی হিং, আঃ হইতে উর্দু + বাযী بازی ফা.]।

আঐয়া=[ম, চা]—বি. আসে যে ॥ [<আসা+ইয়া প্র. কর্তৃবাচ্যে]।

আঐরা=[কুম]—বিণ বন্ধনমুক্ত; যে ঘুরিয়া বেড়ায় ॥ আঐরা সাগল্‌ডা পাট খ্যাতে খাইয়া লাইল। [<আাওয়ারহ্ آواره ফা.]।

আঐল্=[ফ]—বি. আড়াল ॥ আঐলে খাবাইয়া কি হোন?

আঐশা=[সি]—বি. <অমাবস্যা ॥ আঐশার রাইতে ক্যাম্‌নে যাবি?

আঐশার পয়দা=[সি]—বি. মিথ্যা-বাদী, বেজন্মা ॥ আঐশার পয়দা দেইখ্যাই এই রহম। [মূল অর্থ—আমাবস্যার জন্মা। দেখ আঐশা+র (সম্বন্ধের বিভক্তি)+পয়দা پیدا ফা.]।

আও=[ম, ব, রা]—বি. কথা, শব্দ, রাও ॥ আও করিস্ না, চুপ্ থাক্। [<রাও<রব সং]।

আওইশ্ করা=[চট্ট]—ক্রি. উস্‌খুস্ করা, অস্বস্তি বোধ করা ॥ পোয়াউয়া এ্যাত আওইশ্ গরে কিয়ল্লাই? [<আওইশ্ অনু.+করা]।

আওকাত্=[চা, ম]—বি. পারিপার্শ্বিক অবস্থা, আর্থিক সংগতি, ক্ষমতা ॥ আমার আওকাত্ বুইঝ্যা চাঁন্দা দিবো। [<আওকাত اوقات আঃ; বক্ত وقت শব্দের বহুব.=সময়]।

আওগা=[চা]—বি. শাস্তি, শিক্ষা ॥ খুব আওগা পাইসি।

আওচাঁ=[সি]—বি. হালের পাক বা ঘের ॥ আর এক আওচাঁ আইল্ চৈ-আই।

আওজানো=[রং]—ক্রি. কাহাকেও কোন গোপনীয় কথা বলা বা নিন্দাবাদ করা ॥

২=[রং]—ক্রি. হেলান দেওয়া ॥

আওজান্=[রং, দি]—বি. আবর্জনা, ময়লা, জঞ্জাল ॥ বাড়িটা আওজানে ভরা। [<আবর্জনা]।

২=[রং, ব]—বিণ. এলোমেলো ॥ জিনিস্ পত্‌রো আওজান্ ক্যান? [পূর্বে দেখ]।

আওযা=[ম]—বি. আবর্জনা ॥ আওযা সাফ্ কর। [<আবজ্জ প্রাঃ<আবর্জ্জ সং কিংবা<ওঁছা<উঞ্ছ সং]।

২=[প]—বি. কচুরি পানা ॥ আওযার ফসল্ নস্‌ট করে। [পূর্বে দেখ]।

আওযানো=[ম]—ক্রি. উদ্যত হওয়া ॥ [<আওজ<উজ্জঅ প্রাঃ<উদ্যত সং+আন প্র. কিংবা উঁচান]।

২=[পা]—ক্রি. আল করা, কষান, আধাভাজা করা ॥ মাস্‌টা একটু আও-যানের পর পাক্ কর। [<আঁচান]।

আওযি=[পা]—বিণ. লণ্ডভণ্ড অবস্থা ॥ কাগয্‌খানা সিরা্যা এ্যাক্‌কেরে আওযি হয়্যা গ্যাসে। [দেখ আওযা+ই প্র.]।

আওয্=[ম, পা, চা, সি]—বি. চাষের সময় লাঙ্গল দিয়া যেটুক জমি একবারে বেড় দিয়া লওয়া হয় ॥ দুই আওয্ মাইরা নাস্‌তা খাইবাম্।

আওটা=[ম]—দেউড়ি, বাড়ীর প্রধান প্রবেশ দ্বার, ফটকের বেড়া ॥ [<আউট্ট প্রাঃ<আবৃত্ত সং]।

আওটানো=[ক]—ক্রি. পুরাতন খড় গুছাইয়া আঁটি বাঁধা ॥ দানগুলি আওটাও। [আঁটি+আনো প্র. (নাম ধাতু)]।

২=[ব, রা]—ক্রি. জ্বাল দেওয়া, গরম করা ॥ দুধ্ বেশি আওটান্ ঠিক্ না। [<আবট্টণ প্রাঃ<আবর্তন সং]।

আওটা পর্দা=[ম]—বি. বাড়ীর আব্রুর জন্য পর্দা ॥ [দেখ আওটা]।

আওটি=[বা]—কাঠের গুড়ি টানিবার সময় যে বাঁশ বা সরু কাঠ দিয়া ঠেলা দেওয়া হয় ॥

২=[কু]—বি. গণ্ডগোল ॥

আওট্=[ম]—বি. শব্দ, সাড়া, পদ-ধ্বনি ॥ কিযের আওট্ পাওয়া যায় যে? [<আহট آهٹ হিং]।

আওড়ি=[কুম]—বি. পর্দা ॥ [<আবুট্টি প্রাঃ <আবৃত্তি সং]।

আওড়া=[য]—বিণ. সস্তা ॥ বাযারে মাস্‌ আওড়া না।

আওড়া কাওড়া=[পা]—বিণ. বিশৃঙ্খল ॥ যিনিশ্‌গুলি আওড়া কাওড়া ক্যা? [অনু.]।

আওড়ি=[পা]—বি. শস্যাদি রাখার গোলা ॥ [দেখ আউরি]।

আওড়্‌=[রা]—বি. খড় ॥ [দেখ আউড়্‌, আউর্$_{৩}$]।

আওতা=[নো]—বি. দেউনি, বেড়া, পর্দা ॥ বাগিটাত্‌ বেশ আওতা আসে। [<আঅবৃত্ত প্রাঃ <আতপত্র সং]।

২=[কুম]—বি. ছোট মাটির পাত্র ॥ আওতা বরা দৈ। [<আবত্ত<আবর্ত্ত সং; তুঃ বর্ত্তন]।

৩=[পা]—বি. মাঠে থাকিবার ছোট ঝুপড়ি ॥ [<আঅবত্ত প্রাঃ<আত-পত্র সং]।

৪=[কুম]—বি.<আবর্ত্ত, ঘূর্ণী স্রোত ॥ গাংগের আওতাত্‌ নাও ডুব্যা গ্যাসে।

৫=[কুম]—বি. কবল ॥ বাগের আওতাত্‌ পর্‌যা মর্‌সে। [দেখ আওতা$_{৪}$ অথবা আঅত্ত প্রাঃ <আয়ত্ত সং]।

আওতা ন্যারা=[ম, চা, কুম]—বি. বাড়ির পর্দার জন্য বেড়া। [দেখ আওতা। বেড়া]।

আওতানো=[বং]—ক্রি. গোছানো, সাজাইয়া রাখা ॥ কাপড়গুলা আওতায়া থো। [<আওতা<আয়ত্ত (নামধাতু)+আন ক্রিয়াবাচক প্র.]।

২=[ম]—বি. মাছের পুচ্ছ সঞ্চালন ॥ খুব বর মাস্‌টায় আওতান্‌ দিসে।

আওতাশ্‌=[চট্ট]—বি. <হা-হুতাশ ॥ অত আওতাশ্‌ কর কিল্লাই?

আওদা=[পা]—বিণ. মৌজুত ॥ আওদা মাল পাইস নাহি? [<আমদহ্ آمده ফা.]।

২=[বং]=বি. প্রতিশ্রুতি ॥ আওদা দিয়া তখন ভুল্যা গ্যাছ? [<ওঁদঃ وعده আং]।

আওদা আওদি=[বং]—ক্রি. বিণ. অত্যন্ত চঞ্চল (হওয়া) ॥

আওদানি=[ম]—বি. গণ্ডগোল ॥ আও-দানি কৈর না। [<হা হা ধ্বনি; দেখ আওয়াদানি]।

আওদানো=[বং, কু]—ক্রি. চঞ্চল হওয়া, ॥ এ্যাত আওদাইশ্‌ কেনে?

আওনগ্‌গাওনে=[চট্ট]—ক্রি. বিণ. বিনা কারণে ॥ আওনগ্‌গাওনে তুমি অরে মারলা ক্যা? [<অগোখা হিং]।

আওনর্‌গা=[চট্ট]—বিণ. আপনা আপনি, স্বতঃস্ফূর্ত ॥ [পূর্বে দেখ]।

আওনে=[চট্ট]—সর্ব. আপনি ॥ আওনে কি করেন? [<আপনে=আপনি]।

আওন্‌=[চা]—বিণ. উদুখলে একবার ভানার পরিমাণ (চাউল) ॥ এক আওন্‌ চাইল গাইলে দাও।

২=[বং]—বি. গরুর গাড়ির চাকার লৌহ বলয় ॥ আওন্‌টা ভাল করি লাগায়া থো।

৩=[চট্ট]—বি. কাল রঙের ছোট ফল বিশেষ ॥

আওবাও=[সি]—বি. কাণ্ডজ্ঞান ॥ [<হাবভাব]।

২=[ম, চা]—বি. হাবভাব, ভাবগতিক, অবস্থা, কায়দাকৌশল ॥ আওবাও বুইয়া কামে আত্‌ দিস। [<হাব ভাব]।

আওমা=[বং]—বিণ. নিজ ॥ আওমা কত্তা বড় কবি কঁন্‌ কেনে? [<আত্মা]।

আওয়=[কুম]—অব্য. ওহে, হে ॥ আওয় কাগা (=কাকা), এইদিগে আইসেন। [<ওহে]।

আওয়র্‌=[সি]—বি. হাওর, বিল, জলাভূমি ॥ এই আওয়র্‌ডা খুব বর। [<হাওর, দেখ আওর্‌]।

আওয়র্‌ ডাওয়র্‌=[চ]—বি. কূল, সীমা ॥ তর্‌কতাত্‌ কোন আওয়র্‌ ডাওয়র্‌ নাই। [অনু.]।

আওয়া=[ম]—বি. আসা ॥ তুমি এ বাইত্‌ আওয়া যাইবা দাও। [<আসা]।

২=[ম]—বি. নাকের যে স্থান হইতে হঠাৎ রক্তক্ষরণ হয়, নাকের শিরা ॥ পোলাডার আওয়া বাংসে।

৩=[ব]—বি. কাঁঠালের ভুতি ॥

৪=[ম]—বি. হাসি ॥ তার আওয়া দেল্‌হে গুণা উড়ে। [<হাসা]।

আওয়াআয়ি=[সি]—বি. হাসাহাসি ॥ [দেখ আওয়া$_{৪}$, ব্যতিহারে]।

আওয়াইয্‌যা=[চট্ট]—বিণ. দুর্ভাগা ॥

আওয়াইরা=[পা]—বিণ. অভিভাবক-হীন ॥ [<আবারহ্ آواره ফা.]।

আওয়াইল্যা=[কুম, সি]—বি. আওলিয়া, দরবেশ ॥ পির আওয়াইল্যার পাস্‌ না যাইরো। [<আওলিয়া' اولیا; দেখ আউল্$_{৩}$]।

আওয়াইলো=[পা]—বিণ. উচ্ছিষ্ট ॥

আওয়াজ্‌ আশা=[বং, ব]—ক্রি. গাভী ছাগী প্রভৃতির সঙ্গম-কাল আসা ॥ [অশৌচ+আসা]।

আওয়াজ্‌ কল্‌মা=[রা]—বি. নিষেধ ॥ ছাওয়াটা আওয়াজ্‌ কল্‌মা মানে না। [আ'উয্‌ عوض আং+কলমা<কলিমঃ كلمة আং=বাক্য]।

আওয়ায্‌ নাব্রি=[ম]—বিণ. ভগ্নকণ্ঠ, ভাঙ্গাগলা ॥ এমুন্‌ আওয়ায্‌ বারি মাইন্‌ষে কেম্‌নে দুয়ার গাইব? [আবায آواز ফা.+ভারী]।

আওয়া তাঁতি=[রা]—বিণ. ধৈর্যহীন ॥ এ্যামন আওয়া তাঁতি জান্‌লে তোমারে এই খবর দিতাম্‌ না।

আওয়াদানি=[ম, চা, ব]—বি. হট্টগোল, হৈচৈ ॥ এ্যাত আওয়া দানি কিরের? [<হাঃ ধ্বনি]।

আওয়ানো=[ব]—ক্রি. কয়েকজন মিলিয়া চীৎকার করা ॥ তোরা আওয়াশ্‌ ক্যান্‌? [<আহ্বান; কিংবা আওয়া<হাহা (নাম ধাতু)+আনো প্র.]।

২=[না, ব]—ক্রি. ইতর জন্তু জানো-য়ারের প্রজনন কাল আসা ॥ কার্‌তিক্‌ মাসে কুত্তা আওয়ায়। [দেখ আওয়াজ্‌ আশা]।

৩=[সি]—ক্রি. হাসানো ॥ তারে আওয়ান্‌ এ্যাত দিদা না। [<হাসানো]।

আওয়ানো সিল্‌লানো=[নো]—ক্রি. খুব জোরে চীৎকার করা ॥ [দেখ আওয়ানো+সিল্লান<চিল্লান<চিল্লানা হিং]।

আওয়াপেচি' =[ম]—বি. আষাঢ় মাসের শেষদিকের অমাবস্যা ॥ বাংগা আশার এই বার আওয়াপেচি' পাইসে, হাদে কি আর বিশ্টি অয় (স্থানীয় সংস্কার এই যে কোন বৎসর আষাঢ়ের শেষভাগে এই অমাবস্যা পড়িলে মাসের শেষ তারিখ পর্যন্ত বৃষ্টির আর বিরাম হয় না)। [<অম্বুবাচী সং]।

আওয়াবাচ্'=[য]—বি. সন্তান-সন্ততি, বংশধর ॥ [<আওয়া <*আহা<আসা +বাচ্ < বাছা <বচ্ছ প্রাং <বৎস সং]।

আওয়াল্=[কুম]—বি. ষাঁড়গরু ॥

আওয়াল্দার = [পা]—বি. জেলে ॥ আওয়াল্দার মাস দরে।

আওয়৾য় অতিত্=[সি]—বি. অভ্যাগত, মেহমান ॥ [আওয়৾য় <আঅইঅ প্রাং < আগতিক সং + অতিত < অতিথ <অতিথি]।

আওয়োধ্=[পা]—বি. চাষের জন্য জমির নির্দিষ্ট ভাগ ॥ [দেখ আওর্]।

আওরা = [ম]—বি. কচুরি পানার আক্রমণ হইতে ধান ক্ষেত রক্ষা করিবার জন্য যে বাঁশ বাঁধা হয় ॥ খ্যাতে মযবুত আওরা দিঅ। [<আউড় প্রাং <আবৃত সং]।

২=[সি]—বি. আড়াল, পর্দা ॥ অত হাওয়াত্ বৈথনা, আওরাত্ যাও। [পূর্বে দেখ, তুং আওড়ি]।

৩=[কুম, চট্ট]—বিণ. ঠিকানাহীন, লাওয়ারিশ, হারানো ॥ আওরা গরু সাগলে খ্যাতের ফশল্ নশ্‌ট করে। [দেখ আওর্ +আ প্র.]।

৪=[ফ]—বিণ. অনির্দিষ্ট ॥ হাটে কি আওরা মানুশ্ খুইস্যা পাওয়া যায়? [পূর্বে দেখ]।

আওরা আওরি=[ম]—বি. দণ্ড ছোঁড়া ছুঁড়ি, পরস্পর মারামারি ॥ রাওখাল্ স্যারা দ্ইড়া পাচ'ন দিয়া আওরা আওরি শুরু করসে। [দেখ আওরা; ব্যতিহারে দ্বিত্ব+ই প্র.]।

আওরাংগি দ্যাওয়া=[ম]—ক্রি. ছুঁড়িয়া মারা বা নিক্ষেপ করা [দেখ আওরা+ দেওয়া]।

আওরানো=[ম]—ক্রি. দণ্ডাদি নিক্ষেপ করা ॥ আমগাস্টাত্ আওরায় কে? [দেখ আওরা (নাম ধাতু) + আনো প্র.]।

২=[কুম]—ক্রি. দাপট দেখানো ॥ এ্যাত আওরাস্ ক্যা? [পূর্বে দেখ]।

আওরাল্ ভাওয়া=[ম]—ক্রি. দণ্ডাদি নিক্ষেপ করা ॥

আওর্=[কুম, ঢা]—বি. ছোট বিল ॥ আওরের মৈদ্দে অনেক আশ্ চ'রে। [<হাওর<সাঅর প্রাং<সাগর সং]।

২=[পা, ম্ম, ফ]—বি. নদীর তীব্র স্রোত ॥ আওরে নাও পর্লে বিপদ। [পূর্বে দেখ]।

৩=[বা, খু]—বি. নদীর আবর্ত, বিপরীত স্রোত, স্রোতের পানি পাক খাইয়া উর্ধ্বমুখী হওয়ার অবস্থা ॥

৪=[কুম]—অব্য. আরও ॥ আওর্ যাওন্ লাগ্‌ব। [<ঔর হিং<অপর সং]।

৫=[খ]—বি. খড় ॥ আওর্ গুলি গরুরে দে। [দেখ আওড়্, আউড়্, আউর্‌৩]।

৬=[কুম, সি]—বি. আড়াল, গোপন ॥ বৌডা আওরে খাইক্যা কতা কয়। [<আবর=আবরণ কিংবা আউড় প্রাং <আবৃত সং]।

আওর্ আওর্=[পা]—বিণ. উল্টা-পাল্টা ॥ আওর্ আওর্ কতা কও ক্যা? [সাধু এড়ো এড়ো]।

আওর্ যাওর্ = [ম]—বি. হাওর এবং অনুরূপ কিছু ॥ এই দ্যাশে কি আওর্ যাওর্ নাইনি? [দেখ আওর্ + যাওর্ অনু:]।

আউর্ ব্যারা=[ফ]—বি. হালচাষের সময় লাঙ্গল একবার ঘুরিয়া যে জমিটুকু বেড় দেয় ॥ তোর করলা আওর্ ব্যারা শ্যাশ্ ঐসে? [দেখ আওর্ + ব্যার <বেড়+আ প্র.]।

আওলা=[ফ,য,কু, পা]—বি. গোশালা ॥ গরুডা আওলায় বান্দ।

২=[সি]—বি. আমলকী ॥ আওলার রশ্ উপকারি। [<আঁওলা<আমলঅ প্রাং<আমলক সং]।

৩=[ঢা]—বি. গাছের গুঁড়ি ॥ হ্যাওলা পৈরা কাডের আওলাডা এ্যাক্‌কেরে পিস্‌লা ঐয়া গ্যাসেগা।

৪=[ঢা, কুম]—বি. কাঠের আবর্জনা ॥ আওলাগুলি কামে লাগ্‌ব।

৫=[ম, ঢা, নো]—বিণ. আতপ ॥ আওলা চ'ইলের বাত্ মযা না। [<আলো<আতপ সং]।

৬=[চট্ট]—বি. রান্না ঘর ॥ আওলা ঘরত্ বৌএ রান্দের্।

৭=[ম]—বি. গণ্ডগোল ॥ কাম আওলা লাগ্‌সে। [দেখ আওলা৮]।

৮=[কুম]—বিণ. এলোমেলো, অগোছাল ॥ 'নারিয়া বান্দিল কৈন্যা আওলা মাতার কেশ' (গ্রাম্য গাথা)। [<আউল প্রাং <আকুল সং, সাধু এলো]।

৯=[কুম, সি, ম]—বিণ. রাত্রে আলোর সাহায্যে মাছ শিকার ॥ ইবার আওলা শিহারে বেশি যুইত্ নাই।

১০=[য]—বি. বেড়াহীন ঘর ॥ [<আগল]।

১১=[সি]—বি. আশ্রয় ॥ এতিম বাচ্'চা গুইনরে এখ্‌খরা আওলা দিতায় নি? [দেখ আওলা১৩]।

১২=[খু]—বি. ঝড়ের সময় নদীর যে অংশে বায়ু কম থাকে ॥ নৌকা আওলা দি চা'লা।

১৩=[কুম, ঢা, সি]—বি. হাওলা ॥ চো'রডারে পুলিশের আওলা কৈরা দিসে। [হবাল: حواله আঃ]।

আওলা ঘর্=[পা]—বি. বৈঠকখানা ॥ [<আগলা ঘর]।

আওলা গোটা=[ম]—আমলকী ॥ [দেখ আওলা২ <+গোটা]।

আওলা যাওলা=[ম]—বিণ. বিশৃঙ্খলা। ঘরের জিনিশ্পত্র আওলা যাওলা ক্যা? [অনু.; তুং প্রা. বাং আলাজালা]।

আওলাত্ = [ম, ঢা, কুম, সি, পা]—হাওলাত, ধার ॥ পাঁ'চটা ট্যাহা আওলাত্ দ্যান্। [<হবালাত حوالات আঃ]।

আওলানো=[ঢা, ফ]—ক্রি. নাড়াচাড়া করা ।। ডেকির দান আওলাইয়া দ্যাও। [<আউল<আকুল সং নামধাতু+আনো প্র.]।

আওলান্=[ঢা, কুম]—বি. গায়ের আলোয়ান বা দামী চাদর ।। [<আল্‌য়ান الوان আং, একবচনে লওন=রঙ]।

আওলায়া যাওয়া=[পা]—ক্রি. হতবুদ্ধি হওয়া ।।

আওলি=[কুম]—বি. টোল বা পাড়া ।। আমার বারি দক্‌খিন আওলি। [পরে দেখ]।

২=[কুম, সি]—বি. প্রাসাদ, দালান, হাবেলী ।। নতুন আওলি বানাইসে। [<হবেলী حویلی আং হইতে উর্দু]।

৩=[ফ]—বি. হিস্যা ।। মৈদ্‌দের আওলি আস্যার।

৪=[পা]—বি. চালা ঘর, ছাপড়া ।। টিন্ কম্ আসে, আওলি তুলুম্।

৫=[নো]—বি. লাঠি ।।

আওলে আওলে=[ম]—ক্রি. বিণ. আস্তে আস্তে ।। আমার ট্যাহাডা আওলে আওলেই দিও।

আওল্=[কুম]—বি. আড়াল ।। আওলে খারৈয়া কি হুনতাসো? [<আউড় প্রাং<আবৃত সং]।

২=[কুম]—বি. প্রতিবন্ধক ।। বালা কামে আওল্ বেশি। [পূর্বে দেখ]।

আওল্ বাওল্=[পা]—ক্রি. বিণ. নাড়াচাড়া ।। বাত্তগুলি আওল্ বাওল্ করিস্ না। [<আউল বাউল প্রাং <আকুল ব্যাকুল সং]।

আউল্‌জান্=[কুম,ম,ঢা]—বি. রেশমী বা পশমী জাতীয় বড় চাদর বিশেষ ।। [দেখ আওলান্]।

আওশা=[রং]—বি. মাছের আড্ডার জন্য ডাল পালার আড়াল ।। কি ডাইলের আওশা দিছিল? [<আবছায়া]।

২=[পা]—বি. নৌকার মাথা-কাঠ সংলগ্ন উপরের অংশ ।। আওশাওয়ালা নায়ে বাল দরে বেশি।

আওশানো=[ম, পা]—ক্রি. বন্ধ করা ।। দর্‌যাটা আওশাইয়া দ্যাও। [দেখ আউবানো]।

২=[পা,ফ]—ক্রি. ঝাঁট দিয়া ময়লা জড় করা ।। [<ওঁছা<উঞ্ছ সং (নাম ধাতু) +আনো প্র., দেখ আওসা]।

আওশা ব্যাওশা=[সি]—বি. বিবাহ উপলক্ষে এক পক্ষ হইতে প্রেরিত মিষ্টি ইত্যাদির ডালা ।। কতো আওশা ব্যাওশা আইল তারার বারিত্, আমারারে দিগিল্ নি।

আওস্=[চট্ট]—বি. মৃদু যন্ত্রণা, কন্‌কনে বা শিরশিরে ভাব ।।

আওসা=[সি]—বিণ. অপরিষ্কার ।। পুয়াডা কি আওসা? [<ওঁছা<উঞ্ছ সং]।

আওস্‌তা=[চট্ট]—বি.<অবস্থা ।। তার আওস্‌তা বর খারাপ।

আওহাও=[সি]—সর্ব. এই সেই ।। আও হাও আলির পুয়া ।। [<এহ সেহ ম. বাং]।

আং=[ব,ম,রং]—বি. রাঙ্ ।। ডেক্‌চিত্ আং যালাই দ্যাওয়া নাগ্‌বি। [<রাঙ্]।

২=[ম]—বি. হাল্‌কা মেঘ ।।

আংকা=[রং]—বিণ. অসত্য, মিথ্যা ।। তোমার আংকা নাগা কথা ছাড়। [অনোখা হিং]।

আংকা আংকি=[রং]—বিণ. অসত্য, মিথ্যা ।। [দেখ আংকা]।

আংকি=[ম]—বি. মাটির বাসন ।। আংকিডা বাংগি গ্যাল্। [<সানকি]।

আংকুয়াশ্=[ব]—বি. <অঙ্কুশ ।। আতির মাথাত্ আংকুয়াশ মারিসে।

আংকুরা=[খু]—বি. খাঁচা ।। মুর্‌গির বাচ্‌চা'গুলি আংকুরায় ভর।

২=[ম]—বি. হামাগুড়ি ।। [<হাম্‌গুড়া <হামাগুড়ি]।

আংকুর্=[ম]—বি. হামাগুড়ি ।। [দেখ আংকুরা$_2$]।

আংগ=[কুম]—সর্ব. আমাদের ।। আংগ বাইত্ আইব্ বিয়া। [আমা+গ (সম্বন্ধের বহুবচনের বিভক্তি)<অস্যাকম্ সং]।

আংগট্=[পা]—বি. জেদ ।। সাওয়াটার্ বর আংগট্।

আংগন্=[ঢা, কুম, নো, চট্ট]—ক্রি. জলা, আগুনে ধরা ।। ই কাচ'া লাকরি আংতে না। [আংগ<অগ্নি+অন প্র. নাম ধাতু; দেখ আংগানো]।

আংগর্=[ম]—বি. দরজার খিল ।। ঘরের আংগর্ দিয়া হো। [<আংগল <অগ্‌গল প্রাং<অর্গল সং]।

২=[খু]—বি. আকৃতি ।। মেয়েটা তার মায়ের আংগর পেয়েসে। [<আকার]।

৩=[ঢা]—বি. ঘর ছাওয়ার জন্য বাঁশের মাচা ।।

৪=[ম]—সর্ব. আমাদের ।। আংগর্ কতা কৈয় না। [<আমাগর=আমাদের]।

আংগর্‌খা=[সি]—বি. জামা ।। আমার আংগর্‌খাড়া ফাইরা গ্যাসে গৈ। [<আঙ্গরাখা <অঙ্গরক্ষক সং]।

আংগ লৈগ্যা=[কুম]—সর্ব. আমাদের জন্য ।। আংগ লৈগ্যা বাযার্ থাইক্যা মাস্ আইন্‌ন। [দেখ আংগ+লৈগ্যা <লাগিয়া]।

আংগা=[খু, য]—সর্ব. আমাদের ।। [দেখ আংগ]।

২=[বা]—বি. লাল রঙের মাটি ।। [<রাঙ্গা]।

আংগাআংগি=[রং]—বিণ. লাল-রঙের ।। তৈল্ দুইটা আংগাআংগি। [<রাঙ্গারাঙ্গি (ব্যতিহারে)]।

আংগা আলু=[রং]—বি. লাল আলু ।। এগুলা খুব্ মোটা আংগা আলু। [<রাঙ্গা আলু]।

আংগাইর্‌যা=[ঢা]—বি. টাকি, শোল ইত্যাদি মাছের ভিতরে যে কালো কালো ময়লা থাকে ।। আংগাইর্‌যা বরা মাস্ খাওন যায় না। [<আঙ্গারি <অঙ্গারিকা (=কয়লার মত কালো অর্থে)]।

আংগাইল্=[ম]—বিণ. যাহা জ্বালান হইয়াছে, জলন্ত ।। আংগাইল্ টিক্‌কা দ্যাও।

২=[ম]—বি. পিঁয়াজ, হলুদ (মেয়ে-দের বিশেষ প্রয়োগ)।।

আংগাষি=[সি]—বি. সহ্যকারী, সহন-শীল ।। [দেখ আংগায্+ই প্র.]।

আংগায্‌=[সি]— বি. সহ্য, ধৈর্য ॥ আংগায্‌ কর, শুদিন আইব । [আন্‌গেখ্‌না [illegible] উর্দু=সহ্য করা]।

আংগাট্‌=[পা]—বি. জেদ, রাগ ॥ সাওয়াল্‌ টার আংগাট্‌ খুব বেশি ।

আংগাভাংগা=[সি]—বি. অস্বাভাবিক ॥ আংগাভাংগা মাতো ক্যা ?

আংগানো=[চা,ম]—ক্রি. অগ্নিসংযুক্ত করা ॥ টিক্‌কাডা আংগাইয়া দে । [আংগ<অগ্নি+আনো প্র. নাম ধাতু]।

২=[কুম, নো, ম]—ক্রি. তুলিয়া ধরা, উঁচু করা ॥ বোঝাডা আংগাইয়া মাথাত্‌ দ্যাও ।

আংগাম্‌=[ম]—বি. হাঙ্গাম, গণ্ডগোল ॥ এ্যাত আংগাম শৈয্য অয় না । [<হাঙ্গাম<হংগাম [illegible] ফা.]।

আংগারা=[চট্ট]—বি. কোর্তা, জামা ॥ [<আঙ্‌রাখা]।

আংগারি=[খু]—বি. কয়লা ॥ [আঙ্গারি <অঙ্গারিকা]।

২=[ম]—বি. লতাগুল্মের আশ্রয়মঞ্চ ॥ লাউগাছের আংগারি দ্যাওন্‌ লাগ্‌ব ।

আংগি=[সি]—বি. ছেলেমেয়ের জামা ॥ বুলুর লাগি একটা আংগি আইন্য । [অঙ্গ+ই প্র. ; তুং আঙ্‌রাখা]।

আংগিষি=[কুম]—বিণ. ধৈর্যশীল ॥ ব্যাডাডা যবর্‌ আংগিষি । [দেখ আংগায্‌+ই]।

২=[কুম]—বিণ. মনোযোগী ॥ হ্যায় ল্যাহা পরায খুব আংগিষি । [পূর্বে দেখ ; অর্থ প্র.]

আংগির্‌ বাত্‌=[না]—বি. অভিশাপ বিশেষ ॥ হ্যায় আমার লাউ গাস্‌ কাট্‌সে, হ্যার্‌ আংগির বাত্‌ লাগুক ।

আংগু=[কুম]—সর্ব. আমাদের ॥ আংগু বাইত্‌ যাইস্‌ । [আমাগো=আমাদের]।

আংগুইট্‌=[ম]—বি. আংটি ॥ [<আঙ্গুটি<অঙ্গুষ্ঠিকা]।

আংগুইল্‌=[সি]—বি. আঙ্গুল ॥ [<আঙ্গুলি<অঙ্গুলি]।

আংগুট্‌=[চা]—বি. আংটি ॥ বৌয়ের আতে নয়া আংগুট্‌ । [দেখ আংগুইট্‌]।

আংগুন্‌=[রং]—বি. অসুখ ॥ প্যাটের আংগুনে মর্‌লাম । [<অগুণ]।

আংগুল্‌=[ম]—বি. খিল ॥ দুয়ারের আংগুল্‌ দিয়া থো । [*আগুল<আগল <অর্গল সং]।

আংগুস্‌তা=[চা]—বি. দর্জিদের আঙুলাবরণ ॥ [আংগুশ্‌তানহ্‌ [illegible] ফা.]।

আংগুস্‌তাম্‌=[ম, চা]—বি. সিলাই কালে দর্জিদের আঙুলে পরিহিত চামাটি ॥ [দেখ আংগুস্‌তা]।

আংগে মাংগে=[কুম]—ক্রি. বিণ. অভিনিশ্চ ॥ আংগে মাংগে কতা কওন্‌ বালানা । [<আগেভাগে]।

আংগ্যাজ্‌=[রং]—বি. সখ, ইচ্ছা ॥ ভাল জিনিশ্‌ হলে আংগ্যাজ্‌ করি খাওয়া যায় । [<আকাঙ্ক্ষা ; দেখ অাঁইংখা]।

আংগ্যায্‌=[সি]—বি. ধৈর্য, সহ্য ॥ একটু আংগ্যায্‌ দৈরা থাক্‌ । [আঙ্গেহ্‌না উর্দু=সহ্য করা ; দেখ আংগায]।

আংগো=[নো]— সর্ব. আমাদের ॥ [<আমা+গো সম্বন্ধের বহুবচনের বিভক্তি ; অস্মাকম্‌ সং]।

আংগোটান্‌=[ফ]— ক্রি. ঘোলাটে করা ॥ পানিগুলা আংগোটাইয়া হালাইলি, অহন্‌ নাইমু কোন্‌হানে ? [<আওটান]।

আংগোট্‌=[খু, বা]—বি. সাদৃশ্য ; শারীরিক গঠন ॥ [<অঙ্গ+ট প্র.]।

২=[খু]—বি. আক্রোশ ॥ আংগোট্‌ করে হবে কি ?

আংচা=[বং]—বি. সেঁক বা সেঁক জনিত দাগ ॥ জিনিশ্‌টা আংচা হৈছে ? [<আঁচ<অচিচ প্রাং<অর্চিঃ সং]।

আংচা'র্‌=[পা]—বি. এক প্রকার চর্ম রোগ বা দাদ, যাহা অণ্ডকোষে বেশী হয় ॥ আংচা'র্‌ খুব চুলকায় ।

আংজাশ্‌শা=[রা]—বিণ. <অপদস্থ ॥ এ্যামন্‌ আংজাশ্‌শা জিবনে হৈ নাই ।

আংটা=[সি]—বি. অঙ্গার ॥ লাখ্‌রি যালাইলে আংটা হয় । [<আংরা <অঙ্গার+টা প্র.]।

২=[ম]—বি. আগুনের কণা, স্ফুলিঙ্গ ॥ সাইকুরের মৈদ্যে আগুনের আংটা ফালাইওনা । [পূর্বে দেখ]।

৩=[সি]—বি. বাঁশ বা কাঠের ভগ্ন ॥ আংটা ধরা উনদাল্‌ । [পূর্বে দেখ]।

৪=[সি, রা]—বি. নাক বা কানের অলঙ্কার বিশেষ ॥ কানে আংটা দিসে । [<আংটি]।

আংটাআংটি=[চা]—বি. অন্যকে ঠকানোর মতলব; চাতুরী ॥ এ্যাত আংটাআংটি বালানা । [<আঁটা-আঁটি]।

আংটা খসা=[রা]—ক্রি. বিধবা হওয়া । [দেখ আংটা$_4$; বিধবারা নাক কানের অলঙ্কার ত্যাগ করে, এই অর্থে]।

আংটানো=[ম]—ক্রি. নাড়াচাড়া করা ॥ মাস্‌গুলা আংটাইস্‌না, মৈরা যাইবো ।

আংটা পড়া=[রং]—বিণ. ঈষৎ কৃষ্ণ বর্ণ ॥ আংটাপড়া ডাইল্‌ না খাউঁ মুই ।

আংটা বাযানো=[চা, সি]—ক্রি. গণ্ডগোল করা ॥ তুই শব্‌ কামে খালি আংটা বাধাশ্‌ ।

আংটি=[রং]—বি. চুলের ফিতা ॥ [দেখ আউটা]।

২=[ম]—বি. পরিধানের বস্ত্রাদির পাড় বা বর্ডারের ছিন্নাংশ ॥ আংটি দিয়া পায়যামার ফিতা অয় ।

আংড়া=[বা]—বি. লোহার আংটা, হুক বিশেষ ॥ কবাটে আংড়া লাগাও । [<আংটা<অঙ্ক সং+টা প্র.]।

২=[কুম]—বি. আংটা ॥ কড়াইর আং-ডাডা বাইংগা গ্যাসে । [পূর্বে দেখ]।

৩=[বা]—বি. আগুনের বড় বড় ফুলকি ॥ আংড়া আগুন কাডা দিয়া চাঁইপ্যা থাহন্‌ যায় না । [দেখ আংটা]।

৪=[চা]—বি. ঝগড়া, ঝামেলা ॥ হ্যার ব্যাবাক্‌ কামে ই আংড়া বাধায় ।

আংড়া আংড়ি=[কুম] — বি. খোঁচা-খুঁচি ॥ এ্যাত আংড়া আংড়ি কর ক্যারে ? [দেখ আংটা আংটি]।

আংড়া আগুন্‌=[বা]—বি. কয়লার আগুন ॥ আংড়া আগুন্‌ আন, তামুক খামু । [দেখ আংটা+আগুন]।

আংতা = [রং] — বি. <রাংতা ॥ সিগারেটের খাপের আংতালা খুব চিক্‌চিকা।

আংনা = [রং]—বিণ. বাজে, খারাপ ॥ তোর ঐলা আংনা বাংনার কথা মুই শুনিবার নও। [<অন্যায়]।

আংপাত্‌লা = [ব]—বিণ. হালকা, হীনমনা ॥ তুই বর আংপাতুলা মানুশ্‌। [আং<অঙ্গ+পাতলা]।

আং বাং = [সি]—বি. যা তা ॥ আং বাং মাতো ক্যিতা ? [অনু.]।

আংরখা = [ম]—বি. গেঞ্জি, ফতুয়া ॥ [আঙ্‌রাখা<অঙ্গরক্ষক সং]।

আংরা = [রা]—বি. বালিশের ওয়াড় ॥ [<আউড় প্রাং<আবৃত সং]।

আংরাখ্‌ = [রা]--বি. জামা, অঙ্গাবরণ ॥ গতরে আংরাখ্‌টা পর। [<আঙ্‌রাখা]।

আংরা-গিলা = [ম, রং]—বিণ. অত্যাকাঙ্ক্ষী, অতি লোভী ॥ এ্যাটা আংরাগিলা মানুশ্‌। [আঙ্‌রা<অঙ্গার +গিলা√গিল্‌—মূলার্থ যে অঙ্গার গিলে]।

আংরাতিয়া = [ফ]—বি. যে লোক চার দিন হাল চষিয়া একদিনের হাল পায় ॥ আংরাতিয়া হাল ব্যাছ্‌'বানি ?

আংলা আংলা = [ম]—বি. পরচর্চা; কঠোর সমালোচনা ॥ [পরে দেখ]।

আংলা আংলি = [ম]—বি. খোঁচাখুঁচি, খাঁটাখাঁটি ॥ বেশি আংলা আংলি কৈর না। [<আঙুল (ব্যতিহারে); তুং হাতাহাতি]।

আংলানো = [রা]—ক্রি. রাগান্বিত বা বিরক্ত করা ॥ তারে আর আংলাস্‌না। [<আঙুল (নাম ধাতু)+আন প্র.]।

২ = [খু]—ক্রি. ধৌত করা ॥ থালগুলি ভাল করে আংলাও। [পূর্বে দেখ]।

৩ = [ম]—ক্রি. খোঁচা, নাড়াচাড়া করা ॥ মাস্‌গুলি আংলাইওনা। [পূর্বে দেখ]।

৪ = [ঢা]—ক্রি. আঙুল দিয়া নাড়াচাড়া করা ॥ আংলাইয়া নষ্ট কৈরনা। [পূর্বে দেখ]।

আংলি = [রা]—বি. উস্‌কানি ॥ তারে আংলি দিয়া লাভ কি তোমার ? [<অঙ্গুলি]।

আংলো = [রং]—বি. হাবাগোবা, গোবেচারা ॥ 'আংলোর বেটা ডোংডোংগা' (প্রবাদ)।

আংলোন্‌ = [ব]—ক্রি. অকাজে উস্‌কানি দেওয়া ॥ তুই সবাইকে আংলোয়ে ব্যারাশ্‌। [দেখ আংলানো]।

আংশাং = [রং, খু, ব]—বি. বাজে কাজ, শয়তানী ॥ কি আংশাং শুরু করিচো ? [অনু.]।

আংশাংএর জ্যাঠা = [রং]—বিণ. আবোল তাবোল বা শয়তানীতে শ্রেষ্ঠ ॥ [দেখ আংশাং+এর সম্বন্ধের বিভক্তি+জ্যাঠা <জ্যেষ্ঠ]।

আংশাং খাওয়া = [রং]—ক্রি. অপছন্দনীয় জিনিস খাওয়া ॥ [দেখ আংশাং]।

আংশাংগির্‌ = [রং]—বি. আবোলতাবোল বা শয়তানীতে শ্রেষ্ঠ ॥ [দেখ আংশাং+গির<গুরু]।

আংশাং থোয়া = [রং]—ক্রি. খুব অযত্নে রাখা ॥ [দেখ আংশাং]।

আংশাং লাগা = [রং] — ক্রি. খারাপ লাগা ॥ [দেখ আংশাং]।

আংশাংয়ে = [রং] — ক্রি. বিণ. অকারণে ॥ আংশাংয়ে ধুরছ্‌ ক্যানে ? [দেখ আংশাং]।

আংশানো = [ব]—ক্রি. ভাঙ্গা ॥ মাস্‌টা আংশাও। [দেখ আংসানো]।

আংগুড়্‌ = [খু, য]—বি. গাছ হইতে ফল পাড়িবার আঁকশি বা নল ॥ [<আঁকুড়শি<আকর্ষী সং]।

আংগুরি = [ম]—বি. গাছ হইতে ফল প্যাড়িবার আঁকশি বা নল ॥ [দেখ আংগুড়্‌]।

আংসানো = [পা] — ক্রি. কষানো ॥ তরকারি আংসাও। [<আঁচান√আঁচ; নাম ধাতু]।

২ = [সি]—ক্রি. আঁচড় কাটা ॥ আংগুল্‌ দি আংসাও ক্যা ?

আঁ = [চট্ট] — বি. (কাপড়ের) কালো দাগ ॥ শাদা কাব্বরত্‌ আঁ পৈল্লে খারাব্‌ দেখার।

আঁঅলৈ = [চট্ট]—বি. আমলকী ॥ আঁঅলৈ বর চুঁকা। [<আমলই<আমলকী]।

আঁই = [চট্ট]—সর্ব. আমি ॥ আঁই ন খাইয়ম্‌। [<আমি]।

আঁইংখা = [দি, রা]—বি. আকাঙ্ক্ষা ॥ এ্যাত খাচিশ্‌, তাও তোর আঁইংখা মিটে না ? [<আকাঙ্ক্ষা]।

আঁইখ্যা = [রা]—বি. চাউলের আটার পিঠা বিশেষ ॥ কাইয়াটা খ্যাটা ছাইল্যার হাতের আঁইখ্যা লিয়া গ্যাল্‌।

আঁইখাঁই = [রা]—বি. অহঙ্কার, দেমাগ ॥ লোকটার কোনু আঁইখাঁই নাই। [অনু.]।

আঁইটা = [চট্ট] — বি. কলা গাছের ভিতরের সাদা অংশ, যাহা তরকারী রূপে ব্যবহৃত হয় ॥ [<আঁটিয়া=আঁটি]।

আঁইট্যা = [রা] — বিণ. গুছানো ॥ আঁইট্যা থাড়্‌। [<আঁটি + ইয়া প্র.]।

আঁইড্‌গা = [নো]— বি. পুং হাঁস ॥ [দেখ আইড়্‌গা]।

আঁইড়া = [রা]—বি. ষাঁড় ॥ [<আঁড়িয়া <অণ্ডিক সং=এঁড়ে]।

আঁইড়ি = [বা]—বি. এঁড়ে বাছুর ॥ আঁইড়ি গরুর বল্‌ বেশি। [দেখ আঁইড়া]।

আঁইড়্যা = [বা, কু]—বি. ষাঁড় ॥ কার্‌ আঁইড়্যাটা খ্যাত্‌ খাইতাসে ? [দেখ আঁইড়া]।

আঁইদা = [চট্ট]--বি. নারিকেলের মালা ॥

আঁই দাওয়া = [নো]—ক্রি. হাই তোলা ॥ বারে বারে আঁই দ্যাও কিল্লাই ? [<হাই<হাঁই+দেওয়া =তোলা]।

আঁইল্‌ধারা = [রা]—বি. ঘরের চালের ছানির নীচে ব্যবহৃত পাতলা চাটাই ॥

আঁইল্‌ = [চট্ট]— বি. আলি ॥ আঁইল্‌ বান্‌ (=বাঁধ্‌)। [<আলি]।

আঁইশ্‌ = [নো]—বি. ইচ্ছা, আগ্রহ, খাহেশ ॥ বাড়ার আঁইশ্‌ কত ? [দেখ আইশ্‌৪]।

আঁইশ্‌টা গন্‌ধ = [দি, রা]—বি. শুঁটকী মাছের গন্ধ ॥ ময়লা কাপড়টা আঁইশ্‌টা আঁইশ্‌টা গন্‌ধ করোছে। [<আমিষ+টা প্র.+গন্ধ]।

আঁইশ্‌_ট্যাল্‌=[বা]—বি. প্রস্রাবখানা ॥ অঁাইশ্‌ট্যালে বড় গন্ধ্‌। [দেখ আইশ্‌টাল্‌]।

আঁইশ্‌_র‍্যাল্‌=[রা]—বি. তেলে পোকা, আরসোলা ॥ চিনারা আঁইশ্‌র‍্যাল্‌ ভাজা খায়। [<*আস্‌রলা<আরসোলা]।

আঁইশ্‌_শা=[নো]—বি. অমাবস্যা ॥ আইয়্‌ বুঝি আঁইশ্‌শা ? [<অমাবস্যা ; দেখ আউশ্যা$_2$]।

আঁইসা=[নো]—বি. চুলের কুঁচি ॥ আঁইসা ঐলে গোসলা সাওন্‌ যাইব। [<আঁইশ=আঁশ<অংশু]।

আঁইস্‌=[নো]—বি. উত্তাপ ॥ শিতে আগুনের অঁাইস্‌ বালা লাগে। [<*অঁাচি<অচ্চি প্রাং<অর্চিঃ সং= অঁাচ]।

২=[চট্ট]—বি. ইঙ্গিত ॥ হে অঁাবে কামর্‌ অঁাইস্‌ দিসে। [<অঁাচি= অঁাচ]।

আঁউরা যাওয়া=[রা]—ক্রি. কমিয়া যাওয়া, শুকাইয়া যাওয়া ॥ শাক্‌ ভাজ্‌লে অঁাউরা যায়। [অঁাউরা<আ (ঈষৎ)+মরা]।

আঁউয়্‌=[নো, চট্ট]—বি. <হামাগুড়ি ॥

আঁউল্যা=[দি, বা]—বিণ. লবণ হীন ॥ শালনগুলা অঁাউল্যা লাগোছে। [<অঁা=অ+লুণ (=লবণ) +ইয়া প্র.]।

আঁঐর‍্যা=[রা]—বিণ. সামান্য কিছুতেই যে ব্যক্তি রাগিয়া উঠে ॥

আঁওডা=[চট্ট]—বি. ঝগড়া, বিবাদ ॥ ইতার লয়ে তুয়ি অঁাব অঁাওডা বাঝাই ন দিও। [<আংটা ; দেখ আংটা বাধানো]।

২=[চট্ট]—বি. দুইটি কাঠ বা অন্য কিছুতে খাপ কাটিয়া একত্রে লাগাইয়া দেওয়ার ব্যবস্থা ; আংটা ॥ [<আংটা]।

আঁওলতি=[চট্ট]—বি. আমলকী ॥ [<আমলতী<আমলকী]।

আঁওলা=[রা]—বি. আমলকী ॥ [<আম্‌লা<আমলক সং]।

আঁওশ্‌=[রা]—বি. অমাবস্যা ॥ অঁাওশের রাত্‌। [<অমাবস<অমাবস্যা সং ; দেখ আউশ্যা$_2$]।

আঁকাড়া চাষা=[রা]—বি. রুক্ষ ও পাতলা মেজাজের লোক, যে সামান্য কারণে রাগ করে ॥ [<অঁাকাড়া <আকাটা+চাষা]।

আঁকাড়ি=[দি]—বি. (চাউলের) লাল দাগ ॥ চাউলগুলাত্‌ বড় অঁাকাড়ি আছে।

২=[রা]—বিণ. বদরাগী, একগুঁয়ে, রুক্ষ মেজাজী ॥

আঁকির্‌=[ব, রা]—বি. পাখির ডিম ॥ কুতুর্‌ডা দুডা অঁাকির্‌ দিচে।

আঁকোই=[নো]—বি. উস্তাদ, পারদর্শী ॥ [আ্যাকা ৬ । তু.=প্রভু]।

আঁকোড়্‌=[কু]—বিণ. শক্ত, কষ্টকর ॥

আঁকোথা=[চা]—বি. বাজে পথ ॥ অঁাকোথা চ'ল্‌স কৈ ? [অ+কুপথ +আ প্র.]।

আঁকুড়া=[রা]—বিণ. গোটা, অবিভক্ত ॥ আকুড়া মাছটাই ভাজ। [অঁাকড়া< অকত্তিঅ প্রাং<অকর্ত্তিত সং]।

অঁাকুড়্‌শ্‌=[রা]—বি. বাঁশের লগি, অঁাক্‌শি ॥ অঁাকুড়্‌শ্‌ দিয়া আম নামাও। [<অঁাকুড়শি<আকর্ষী সং]।

আঁকুরি=[কু]—বি. চাউল বা ধানের ভিতরের কাঁকর বিশেষ ॥ চ'লের ভিতর এ্যাত অঁাকুনি ক্যান্‌ ? [<কাঁকর <কঙ্কর+ই (স্বার্থে)]।

আঁখির্‌=[দি, রা]—বি. ইটপাথরের কণা ॥ র‍্যাশনের চাউলত্‌ অঁাখির্‌ ভরা থাকে।

আঁখুড়া=[দি,বা]—বি. কড়া, অঁাক্‌শি ॥ অঁাখুড়াত্‌ তালাটা লাগা। [<অঁাকড়া <আকর্ষী সং]।

আঁখ্‌লানো=[রা]—ক্রি. ধৌত করা ॥ হাত অঁাখলায়ে খাও। [<অক্‌খালণ প্রাং <আক্ষালন সং]।

আঁগেসো=[খু, য]—বি. আগাছা, যাহা গাছের মধ্যে গণ্য নয় ॥ [<আগাছা +উয়া প্র.]।

আঁচা=[রা, কু]—বি. শুয়া পোকা, বিছা ॥ মোর ঠ্যাঙোত্‌ আঁচা লাইগ্‌চে।

আঁচাড়ি=[রা]—বি. মাছের ডিম ॥

আঁচানো=[রং]—ক্রি. সামান্য পুড়িয়া যাওয়া ॥ তরকারিলা আঁচিছে কোনেক। [অঁাচ<অর্চিঃ সং, (নাম ধাতু)+আনো ক্রিয়াবাচক প্র.]।

২=[পা, রং]—ক্রি. সেঁক দেওয়া, গরম করা ॥ [পূর্বে দেখ]।

আঁচ'ন্‌=[চট্ট]—ক্রি. মুড়ান্‌, কামান ॥ মাথার চু'ল অঁাচ'ই ফ্যাল্‌। [অঁাচ <*অহৌচ<অশৌচ+আন ক্রিয়াবাচক প্র.]।

আঁচাভুঁয়া=[রা]—বিণ. অদ্ভুত ॥ ওরে বাবা, অঁাচাভুঁয়া চিজ্‌রে। [<আচাভুয়া<অচ্চব্ভুঅ প্রাং<অত্যদ্ভুত সং]।

আঁচি'লা=[নো]—বি. এক প্রকার রোগ, অঁাচিল ॥ মাইন্‌শে কয়, চ'াইল্‌ খাইলে অঁাচি'লা অয়। [<অঁাচিল]।

আঁচুড়া=[দি, রা]—বি. খামচা, অঁাচড় ॥ কাঁটা দিয়া হাত্‌খান্‌ অঁাচুড়ে গ্যাল্‌। [<অঁাচড়]।

আঁচুল্‌=[দি]—বি. অঁাচিল, ব্যাধি বিশেষ ॥ ভাতের চাল খালে অঁাচুল্‌ হয়। [<অঁাচিল]।

আঁচ্‌ঘর=[রা]—বি. অঁাতুড় ॥ অঁাচ্‌ ঘরত্‌ যাইশ্‌না। [<*অহৌচ<অশৌচ +ঘর]।

আঁচ্‌তলি=[রা]—বি. কূপের নালা, নর্দমা ॥ আচ্‌তলির গন্ধে ঘরে ট্যাকা দায়। [<অশৌচ+তল+ই প্র.; দেখ অঁাশতলি]।

আঁচ্‌বা পাওয়া=[রা]—ক্রি. কোন অসুবিধা টের পাওয়া ॥

আঁচ'লি=[চট্ট]—বি. হাঁসুলি ॥ গাঁয়ের মাইয়ারা অঁাচ'লি পিন্দে। [<হাঁসুলি]।

আঁযল্‌=[চট্ট]—বিণ, সরল, সোজা ॥ অঁাযল্‌ মানুশ। [<অঞ্জল ; তুং প্রাঞ্জল]।

আঁঘা=[চট্ট]—বি. অঁাকড়ান, জড়ান ॥ পোয়াটাক্‌ অঁাঘা করি দর। [√অনুজ সং=আলিঙ্গন]।

২=[চট্ট]—বিণ. পাঁজা ॥ এ্যাক্‌ অঁাঘা খ্যার্‌। [পূর্বে দেখ]।

আঁঘাআঁঘি=[চট্ট]—বি. আলিঙ্গন ॥ অত অঁাঘাঅঁাঘি খাল নোয়ায়। [দেখ অঁাঘা (ব্যতিহারে)]।

অাঁষানো=[নো, কুম]—ক্রি. রোমন্থন করা ॥ খ্যার্ খাই গরু অাঁযায়ের্ ।

অাঁযুইন্না = [চট্ট] — বি. সন্ধ্যা ॥ অাঁযুইন্না ইহান বৈয়া রৈস ক্যা ? [অাঁযু<সংঝা<সন্ধ্যা+ইনা প্র.]।

অাঁঝাঁনো=[রা]—ক্রি. ভাজা ॥ মাছটা অাঁঝাঁও। [দেখ অাঁচানো$_{১}$]।

অাঁটল্=[ব, রা]—বি. রক্তচোষা পোকা ॥ [<অাঁটুলি]।

২=[কু] — বিণ. এটেল (মাটি)॥ [<অাঁটিয়ল=এঁটেল]।

অাঁটা=[রা]—বিণ. উচ্ছিষ্ট ॥ [দেখ আইট্টা$_{৩}$]।

২=[রা, দি]—বি. কলার থোড় ॥ অাঁটার তরকারি ভাল।

অাঁটাই=[রা]—বি. এক প্রকার রক্ত-শোষক পোকা ॥ ছাগলটার গায় অাঁটাই ভরা। [অাঁটা+ই=অাঁটালি, অাঁটুলি]।

অাঁটা টাকা=[রা]—বি. কমতি, অল্প-স্বল্প ॥ [আটা+টাকা=ছাঁকা]।

অাঁটালি=[খু]—বিণ. সঙ্কীর্ণ ॥ অাঁটালি যায়গা। [অাঁটা=সঙ্কীর্ণ+লি প্র.]।

অাঁটি = [ব] — বি. অণ্ডকোষ ॥ [<অাঁড়িয়া<অণ্ডিক সং]।

অাঁটে=[খু]—বিণ. উচ্ছিষ্ট, এঁটো ॥ অাঁটে নিয়ে যা যল্দি। [দেখ আইট্টা$_{৩}$]।

অাঁট্যা=[পা]—বিণ. খাওয়ার সময় হাতে মুখে যে দাগ লাগে ॥ অাঁট্যা আত্ মুখ দুইয়া ফালাও। [<অাঁটুয়া =সাধু এঁটো ; দেখ অাঁঠা]।

অাঁটো=[ব, রা]—বিণ. সরু, চাপা, অপ্রশস্ত ॥ [<অাঁটা+উয়া প্র.]।

অাঁট্=[খু, য]—বি. শহরের বা জঙ্গলের প্রশস্ত উচ্চ স্থান ॥ [<আটি]।

২=[রা]—বি. আম বা ঐ জাতীয় ফলের অাঁটি ॥ অাঁট্ আমের দাম কম। [<অাঁটি]।

অাঁটি কলা=[রা] — বি. বীচি কলা ॥ [<অাঁটি+কলা]।

অাঁটিকা=[দি]—বি. ভাত, ভোগ ॥ অাঁটিকা খাওয়াইল।

অাঁটি টুয়া=[চট্ট]—বি. ছাগল গরু ফিরাইবার জন্য যে বেড়া দেওয়া হয় ॥ [<অাঁট+উয়া প্র.]।

অাঁটি টুয়া ধুতি=[চট্ট]—বি. হাঁটু পর্যন্ত লম্বা, মোটা সুতার তৈরী ॥ হাল্ বাইতে অাঁট্টুয়া ধুতি পিন্দে। [<হাঁটু+উয়া প্র.+ধুতি]।

অাঁটি টুয়া বারি বশা=[চট্ট]—ক্রি. পায়ের গোড়ালীর উপর বসা ॥ তুমি অাঁট্টুয়া বারি বৈলি কিল্লাই ? [দেখ আট্টুয়া+পাড়ি=পাড়িয়া+বসা]।

অাঁটি ব্যালা=[ব,রা]—বি. ছোটবেলা ॥ [অাঁটি=খাট+বেলা]।

অাঁঠল্=[কু]—বি. কুকুরের গায়ের উকুন ॥ কুকুরের অাঁঠল্ মানুষকেও ধরে। [=অাঁঠাল <অাঁটুলি]।

অাঁঠা=[দি]—বিণ. এঁটো, উচ্ছিষ্ট ॥ [দেখ অাঁট্যা]।

অাঁঠিয়া=[দি]—বিণ. বীচিওয়ালা (কলা) ॥ [অাঁঠি <অট্ঠি প্রাং <অষ্টি+য়া প্র.]।

অাঁঠৈ=[দি]—বি. এক প্রকার পোকা যাহা গরুর গায়ে লাগিয়া থাকে ॥ [<অাঁট+অই প্র.=অাঁটুলি]।

অাঁঠ্ঠ্যা =[রা]—বিণ. এঁটো ॥ কুত্তার অাঁঠ্ঠ্যা ভাত্ খাতে দিলে! [=আইঠা<আমিট্ঠ প্রাং<আমৃষ্ট সং =এঁটো]।

অাঁডা=[চট্ট]—ক্রি. হাঁটা ॥ এদ্দুর্ অাঁডি কেয়েনে যাবি ? [<হাঁটা]।

অাঁডাউডা = [চট্ট]—বি. বেড়ানো ॥ [অাঁডা<হাঁটা+উটা অনু:]।

অাঁডুশ্=[চট্ট]—বিণ. অকৃতকার্য ॥ [<হতাশ]।

অাঁডে্=[চট্ট]—বি. বাজার ॥ হিতে অাঁডত্ গেইয়ে। [<হাট]।

অাঁড্ডা = [চট্ট] — সর্ব. আমারটা ॥ দৌড়ে গোড়া অাঁড্ডা আগে আইসে। [অাঁর=আমার+ডা<টা]।

অাঁড়ল্=[রা]—বিণ. যে পশু পাখীকে খাসি করা হয় নাই ॥ [অাঁড় <অণ্ড সং+ল, (আছে অর্থে) প্র.]।

অাঁড়া = [ব, রা, দি]—বি. ষাঁড় বা অল্পবয়স্ক গরু ॥ [অাঁড়<অণ্ড সং+আ প্র.]।

২=[রা, ব]—বি. ছোট ছেলে ॥ [পূর্বে দেখ]।

অাঁড়াইল্=[চট্ট]—বি. হাঁস মুরগী থাকিবার স্থান ॥ অাঁড়াইলে হিয়াল্ ডুইক্কে। [দেখ অাঁড়ৈয়া]।

অাঁড়ি=[ব, রং]—বি. বিধবা ॥ [<রাঁড়ী]।

অাঁড়িকুক্কা = [চট্ট] — বি. পাখী বিশেষ (জনশ্রুতি আছে যে, অাঁড়ি-কুক্কা পাখী পুত্র শোকে পাগল হইয়া পাখী হইয়াছে। তাই সে রাতদিন পুত্ পুত্ করিয়া ডাকে) ॥

অাঁড়িয়া = [নো] — বি. পুং হাঁস ॥ অাঁড়িয়ার্ মাংশ খালা না।

২ =[দি, রং]—বিণ. যে ষাঁড়গরুর অণ্ড কোষ কাটা হয় নাই, এঁড়ে ॥ [অাঁড়িয়া <অণ্ডিক সং=এঁড়ে]।

অাঁড়ুয়া = [দি] — বিণ. গোঁয়ার ॥ লোকটা বড় অাঁড়ুয়া।

অাঁড্যা=[রা]—বি. ষাঁড় ॥ [<অাঁড়িয়া =এঁড়ে ; দেখ অাঁড়িয়া$_{২}$]।

অাঁড়ৈয়া=[নো]—বি. হাঁস মুরগী রাখার কুঠুরী ॥ [আড়+ইয়া প্র.]।

অাঁড়্=[রা]—বি. আড়াল ॥ [<আড়]।

অাঁড়্ শিল্=[রা]—বি. কাল গোসাপ ॥

অাঁড়্ বাঁড়্=[পা, কু, য]—ক্রি. বিণ. বমি বমি ॥ আমার গাটা অাঁড়্-বাঁড়্ কর্‌ছে। [অনু.]।

অাঁতন্=[নো]—অব্য. আমার কাছে ॥ অাঁতন্ বালা লাগে না। [<আমা= আমার+তন= তুন্ = হইতে অর্থাৎ আমা হইতে]।

অাঁতর্=[চট্ট]—বি. পেট ॥ 'অাঁতরে তিতা, কানরে কচু', চোঁগরে তেল্' (প্রবাদ)। [<অন্ত্র]।

২=[ব, দি, রা]—বি. টুকরা জমি ॥

৩=[ব, দি, রা]—বি. লাঙলের, বাগ চাষের সময় যে রেখা দিয়া লাঙল চলে ॥ অাঁতর্ দিয়া লাংগোল্ চালাও।

আঁতুইল্=[চট্ট]—বি. বগল ॥ আঁতুইলের লোম কালাও। [<হাত+তলী]।

আঁতুন্=[চট্ট]—সর্ব. আমার চেয়ে ॥ আঁতুন্ তোঁয়ার্ বয়শ্ বেশি। [<আমা+তুন=হইতে]।

আঁতুরা ডাক্নি=[রা]—বি. কল্পিত ভূত পেত্নী ॥ ছাইল্যা একা রাখিশ্ না, আঁতুরা ডাক্নি ধরবে। [<আঁতুড়+আ প্র.+ডাকিনী]।

আঁতো=[খু]—বিণ. এঁটো ॥ [<এঁটো]।

২=[খু]—বি. কাঁঠালের অংশ বিশেষ ॥

আঁতোর্=[রা]—বি. হালচাষের সময় যে পরিমাণ জমি একবারে বেড় দিয়া নেওয়া হয় ॥ দুই আঁতোর্ চশে ভাত্ খাবু। [দেখ আঁতব্]।

আঁত্ড়ি=[য]—বি. শাড়ির পাড় ॥

আঁত্তুন্=[চট্ট]—অব্য. আমা হইতে ॥ আঁত্তুন হিতে বর বালা। [দেখ আঁতুন্]।

আঁত্রি=[দি]—বি. আঁতুড় ॥ আঁতুরিতে পোয়াতি। [<আঁতুড়ী=আঁতুড়]।

আঁদার্ আত্তর্ লড়ি=[চট্ট]—বি. অন্ধের হাতের লাঠি ॥ পোয়াড়া হিতার্ আঁদার্ আত্তর্ লড়ি। [<অন্ধের হাতের লাঠি]।

আঁদিকি ন্দি=[রা, ফ]—বি. ছট্ফট, ছোটাছুটি, তোলপাড় ॥ [অনু.]।

আঁদোল্=[কু]—বি. বাদল ॥ [<আন্দল]।

আঁধন্=[রা]—বি. রান্না ॥ হামি আঁধন্ করতে জানি না। [<রাঁধন]।

আঁধা পৈর্=[চট্ট]—বি. কচুরিপানা ইত্যাদিতে ঢাকা পুকুর ॥ আঁধা পৈরত্ গোসল্ করন্ ন যায়। [<অন্ধ পুকুর=এঁদো পুকুর]।

আঁধা বরাকি=[চট্ট]—বি. রাত্রে মাছ ধরিবার জন্য পাড়ে ছিপ গাড়িয়া টোপ লাগাইয়া ফেলিয়া রাখা বড়শি ॥ আঁধা বরাকি দি আঁই বৌত্ মাছ্ তুল্সি। [<আন্ধা বড়শি]।

আঁধুরা=[দি]—বিণ. অর্ধেক ॥ [<আধ+উরা স্বার্থে প্র.; অধুরা হিং]।

আঁফোর্=[কু]—বিণ. পুরা, সম্পূর্ণটা ॥ আঁফোর্ আমটা মোক্ দে। [আ=মা+ফোঁড়]।

আঁব্=[খু]—বি. আম ॥ [<অম্ব প্রাং <আম্র সং]।

আঁব্রোয়া=[চট্ট]—বি. মিহি কাপড় ॥ আঁবরোয়া শাড়ি। [<আব-ই-রবাঁ آب روان ফা.; মূল অর্থ প্রবহমান পানি]।

আঁমন্ধান্=[নো]—বি. আমন ধান ॥ [<আমন ধান]।

আঁয়াত্তে=[চট্ট]—সর্ব. আমা হইতে ॥ [<আমা+তে=হইতে]।

আঁয়ার্=[চট্ট]—সর্ব. আমার ॥ আঁয়ার্ ট্যাঁয়াগুন্ দে। [<আমার]।

আঁয়েট্=[রা]—বি. কাপড়ের পাড় ॥ [দেখ আউটা]।

আঁরন্=[নো]—ক্রি. ডাকা, সম্ভ্রমস্পৃহা জাগা ॥ গাইড়া আঁর্সে।

আঁরা=[চট্ট]—সর্ব. আমরা ॥ আঁরা কাম্ করি। [<আমরা]।

আঁরাঅত=[চট্ট]—সর্ব. আমরা ও তো ॥ আঁরাঅত শুক্কে খাইতাম চাই। [<আমরাও+ত=তো (নিশ্চয়ার্থে)]।

আঁরাত্তুন্=[চট্ট]—সর্ব. আমাদের হইতে ॥ আঁরাত্তুন্ হিতারা কি ডাঁঅর্ নি? [দেখ আঁত্তুন্]।

আঁরাত্তে=[চট্ট]—সর্ব. আমাদের কাছে ॥ আঁরাত্তে বৌত্ খবর্ আসে। [<আমরার (=আমাদের)+তে সপ্তমী বিভক্তি]।

আঁরাদ্দি=[চট্ট]—সর্ব. আমাদিগকে দিয়া ॥ আঁরাদ্দি কি কাম্ অইব? [<আমরার (=আমাদের)+দিয়া]।

আঁরার্=[চট্ট]—সর্ব. আমাদের ॥ আঁরার্ কতা ইতে হুনেনা। [<আমরার]।

আঁরাল্=[চট্ট]—বি. ঢেঁকির গোড়ায় ব্যবহৃত কীলক বিশেষ ॥ [আড়া+আল প্র.]।

আঁরি=[চট্ট]—বি. দৈ পাতিবার ছোট ঘটি ॥ এ্যাক্ আরি দৈয়ের্ দাম হাঁচ'ন্যা। [<হাঁড়ি]।

আঁরো=[চট্ট]—সর্ব. <আমরা বা আমাদের ॥

আঁর্=[চট্ট]—সর্ব. আমার ॥ আঁর্ বৈ কড়ে? [<আমার]।

আঁর্তুন্=[চট্ট]—সর্ব. আমা হইতে ॥ তে আঁর্তুন্ ডাঁঅর্। [<আমার+তুন=হইতে]।

আঁর্তে=[চট্ট]—সর্ব. আমার নিকট হইতে ॥ আঁর্তে বুদ্দি লৈ কাম্ কর। [<আমার+তে=আমা হইতে]।

আঁলাই=[চট্ট]—বিণ. বাসি ॥ আঁলাই তরকারি।

আঁল্না=[রা]—বিণ. লবণহীন ॥ আঁল্না তরকারি মজানা। [<আলোনা <অলবণ]।

আঁশা=[নো]—বি. হাঁস ॥ আংগো আঁশাগা আমি গ্যাসে। [<হাঁস=হাঁস]।

আঁশি=[কু]—বি. এক প্রকার জলজ উদ্ভিদ ॥ আঁশিতে পুকুর ববা।

আঁশুয়াল্=[দি]—বি. আরশুলা ॥ [<আরশুলা]।

আঁশ্কল্জি=[রা]—বি. মুরগী বা খাসির হৃৎপিণ্ড ॥ মুরগীর আঁশকল্লিটা মোক্ দেইশ্। [<আঁত+কলজি=কলেজা]।

আঁশ্টামুকি=[রা]—বি. আখের শ্রেণী বিশেষ ॥

আঁশ্টিলে=[কু]—বিণ. খুঁৎখুঁতে স্বভাবের লোক, হিংসুটে ॥ [আঁশ <হিংসা+টিলে প্র.]।

আঁশ্টেল্=[কু]—বি. মাছের আঁইশ বা আবর্জনা ফেলার স্থান ॥ [আঁশটে=আমিষ+টিয়া প্র. (দেখ আঁশ্ট্যা)+ল <*হালা <শালা সং; কিংবা দেখ আইশ্টাল্]।

আঁশ্ট্যা=[বা]—বিণ. মাছের গন্ধ ॥ [<আঁইষ<আমিষ+টিয়া প্র.]।

আঁশ্তলি=[নো, রা]—বি. কূপের নালা ॥ [দেখ আঁছ্তলি]।

আঁশ্তাল্ = [রা]— বি. প্রস্রাবখানা, যেখানে আবর্জনা রাখা হয় ॥ [দেখ আইশ্টাল্]।

আঁশ্ফল্ =[দি]—বি. এক প্রকার বন্য ফল ॥

আঁশ্শুয়া =[চট্ট]—বি. এক জাতীয় গাছ ॥

আঁশিলা =[নো]—বি. মুখের কালো আঁচিল ॥ [<আঁচিল]।

আঁশিল্ =[চট্ট]—বি. তোলা, হাটের কর ॥ হাডর্ আঁশিল্ দিয়ন্। [<উশ +ইল প্র.; কিংবা হাসিল حاصل আঃ]।

আঁস্তানি =[রা]— বি. বাড়ির অব্যবহৃত অংশ, বিশেষ করিয়া প্রস্রাবখানার আশে পাশের অংশ ॥ [<অশৌচস্থানী কিংবা অশুচিস্থানী]।

আঁস্লি =[নো]—বি. রুপার তৈরী গলার মোটা হার ॥ [<হাঁসুলি]।

আঁহিক্যা =[রা]—বি. মনের তৃপ্তি ॥ [<আকাঙ্ক্ষা; দেখ আঁইংখ্যা]।

আঁহিড়া =[রা]—বি. সর্বশেষ সন্তানের অব্যবহিত পূর্ববর্তী সন্তান ॥ আঁহিড়া ছল্টাক্ বিয়া করাতি হবি। [সাধুভাষা এঁড়ে]।

আঁহিড়্যা লাগা =[রা]—ক্রি. কোলে সন্তান রাখিয়া আবার সন্তান হইলে প্রথম সন্তানকে আর স্তন্যপান করিতে দেওয়া হয় না; এই দুধছাড়া শিশুর প্রায়ই অসুখ বিসুখ হয়; ইহাকেই 'আঁহিড়্যা লাগা' বলে ॥ [সাধু ভাষা এঁড়ে লাগা]।

আঁহোত্ = [রা] — বি. আড়াল ॥ [<আওতা<আতপত্র সং]।

আকট্ =[কু]—বিণ. কঠিন ॥ কাযটা বড় আকট্। [<অকাট্য]।

২=[রা]—বিণ. কঠিন, দুষ্ট ॥ লোকটা খুব আকট্।

আকড্ =[রা]—বিণ. কঠিন, শক্ত ॥ আকড্ কাথে খালি ঝাঁঝি। [দেখ আকট]।

২=[রা]—বি. কবুতরের ডিম ॥ টংগের মধ্যে কবুতরে আকড্ পাড়ে।

৩=[রা]—বি. অনাবাদী জমি ॥ [<আকাচ়<অকড্চ প্রাঃ<অকৃষ্ট সং]।

আকড্ভাত্ =[ম]—বি. বাসিভাত ॥

আকত্তা =[কুম]—বি. কুকথা, বাজে কথা ॥ আকত্তা কৈলে খাব্রা খাবি। [আ(ন অর্থে)+কথা]।

আকত্তার্ বারমাহি = [ঢা] — বি. ভিত্তিহীন কথা, বাজে কথা, অহেতুক কথা ॥ এই হগল্ আকত্তার্ বারমাহি তোমরা কৈ পাও? [আকথা< অকথ্য+বারমাসি <বারমাস + ইয়া= দ্বাদশ মাসের বর্ণনা]।

আকন্ =[রং]—ক্রি. বিণ. এখন ॥ মুই আকন্ কাম ছাড়ি কোনোটে যাবা পারমুনা। [<এখন]।

২ = [ঢা] — বি. আকন্দ গাছ ॥ [<আকন্দ]।

আকপাল্যা = [ম]—বিণ. হতভাগা ॥ লোকটা বড় আকপাল্যা। [<আ (ন অর্থে)+কপাল+ইয়া প্র.]।

আকর্‌রা = [ম] — বিণ. হতবুদ্ধি বে-আক্কেল ॥ আকরার মত চ'াইয়া কি দ্যাখ্স? [<হা-করা]।

আকরে =[খু]—বিণ. খারাপ ॥ আমার পেটের আকরে অবস্থা।

আকর্ =[রা]—বিণ. যাহা এখনো ছোঁয়া বা নাড়া হয় নাই ॥ [<আ (ন অর্থে)+কর]।

২=[খু]—বি. কাঠছিদ্রকরণ যন্ত্র ॥ [<অগর auger ইং]।

৩=[রা, বং]—বি. জমিতে প্রথম চাষ ॥

৪=[বা]—বিণ. খারাপ, বদমায়েশ ॥

৫=[রা]—বি. সখের জিনিস ॥

৬=[রা]—বিণ. নূতন জিনিস ॥ বড় লোকেরা আগে আকর্ জিনিশ কিনে।

আকর্পিঠা =[রা]—বি. প্রথম পিঠা ॥ আকর্‌পিঠা ব্যাটা ছাওয়ালক্ খাওয়া হয় না। [<আগর<অগ্র+পিঠা]।

আকর্ছোলা = [পা]—বিণ. মূলোৎ-পাটিত ॥ [<অংকুর ছোলা]।

আকলে যায়গা না দ্যাওয়া =[ম]—ক্রি. বুদ্ধিহারা হওয়া ॥ আমার আর আকলে যায়গা দ্যায় না, কি করি? [দেখ আকল্]।

আকলে না ধরা = [ম] —ক্রি. বুদ্ধির অগম্য হওয়া ॥ কি যে করি আমার আকলে ধরে না। [দেখ আকল্; ধরা]।

আকলের চু'ক্ =[ম]—বি. বুদ্ধির দোষ, মতিভ্রম ॥ আমারি আকলের চু'ক্ না ঐলে এ্যামন্ সুযোগ্ কি সারে? [দেখ আকল্+চুক=ভুল]।

আকল্ =[কুম, সি]—বি. বুদ্ধি, সাধারণ জ্ঞান ॥ আকল্ আর কবে ঐব? [<'আকল عقل আঃ]।

২=[রা]—বি. রাখাল ॥ আকল্ মাঠে গরু চড়ায়। [<রাখাল]।

আকল্ করা =[ম]—ক্রি. বুদ্ধি খরচ করা ॥ আকল্ কৈরা কতা কৈয়।

আকল্ খরচ্ করা =[ম]—ক্রি. বুদ্ধি প্রয়োগ করা ॥ আকল্ খরচ্ কৈরা কাম্ কৈর। [দেখ আকল্ + খরচ خرچ ফা.+করা]।

আকল্দার্ =[ম]—বিণ. বুদ্ধিমান ॥ এইডা আকল্দার্ মাইন্সের কাম। ['আক্লদার عقل دار আঃ+ফা প্র.]।

আকল্দ্যাওয়া = [ম]—ক্রি. শিক্ষা দেওয়া, ঠকান ॥ আমি তারে বালা কৈরা আকল্ দিতাম চ'াই। [দেখ আকল্+দেওয়া]।

আকল্নামা =[কুম, সি]—বি. আক্কেল সেলামী, নির্বুদ্ধিতার জন্য শাস্তিভোগ ॥ [দেখ আকল্+নামহ্ نامہ ফা.=পত্র]।

আকল্ পাওয়া =[ম]—ক্রি. ঠকিয়া শিক্ষালাভ করা, প্রবঞ্চিত হওয়া ॥ এ্যাই কাম্ কৈরা খুব আকল্ পাইসি। [দেখ আকল্+পাওয়া]।

আকল্মন্দ্ = [চট্ট, নো] — বিণ. বুদ্ধিমান, হুঁশিয়ার ॥ [<'আকলমন্দ عقل مند আঃ+ফা. প্র.]।

আকা = [রং]—বি. চুলা ॥ আকা জ্বালাও। [<আখা]।

২=[ব]—ক্রি. রাখা ॥ হামাক্ তোর এ্যাক্যন্ চ'াকর করে আক্। [<রাখা; √রাখ্]।

আকাই =[ঢা]—বি. আকাঙ্ক্ষা, লোভ ॥ পরেরডা খাওনের এ্যাত আকাই ক্যা? [<আকাঙ্ক্ষা]।

আকাইলা=[ম]—বি. কলা ॥ বান্দরে আকাইলা ফল বেশি পসন্দ করে। [<আকাশ+ইয়া প্র.]

আকাইশ্=[কু]—বি. আকাশ ॥ আকাইশে উইড়িয়ায় উড়ে। [<আকাশ]

আকাইল্যা=[ঢা]—বিণ. বাছুরবিহীন গাই ; যে গাই এখনো প্রসব করে নাই ॥ [আ (নিষেধার্থ) + কাইল্যা <কইলা <কপিলা সং=নবজাত স্ত্রী বাছুর]।

আকাইল্যা পাকাইল্যা=[ঢা]—বিণ. অভাব-অনটনের ॥ এই আকাইল্যা ইলা দিনে কেঐ কারে যিগাইতে পারে না। [আ=ন+কাল+ইয়া+ পাকাইল্যা অনু:]।

আকাইল্‌ল্যা=[ম]—বিণ. আকাল সম্বন্ধীয়, দুর্ভিক্ষজনিত ॥ আকাইল্‌ল্যা বসর্ আবার বিয়া। [আকাল+ইয়া প্র.]।

আকাউম্‌মা=[বা] -বিণ. অকেজো ॥ এ্যাইডা আকাউম্মা মাইনুশের কাম্‌না। [<অকর্মা]।

আকাং কাকাং=[রং]—বিণ. অধিক ইতস্তত: করে যে ॥ অত আকাং কাকাং মানুশির সাথে কেনে চলিশ্ ? [অনু.]।

আকাচ'র্=[ম] — বি. অনাচার ॥ আকাচ'রে দেশ্ বর্ তি। [<অনাচার]।

আকাযা=[চট্]—বিণ. বাজে ॥ আকাযা কাম কর ক্যা ? [অ+কাজা=কাজ+ আ প্র.]।

আকাটা=[কু]—বিণ. কঠিন বা অ-কর্তিত ॥ ও আকাটার মরন নেই। [আ+কাটা√কাট্]।

আকাটি=[রা]—বিণ. অকাট্য ॥ এ্যাটা এ্যাকেবারে আকাটি কথা। [<অকাট্য]।

আকাট্=[রা]—বিণ. শক্ত ॥ আকাট্ লোক। [দেখ আকট্]।

২=[কু]—বিণ. খুব বড় ॥ শে আকাট্ এক বোয়া খাল্ আনুসে। [আ=অ+ কাট√কাট্]।

আকাট্ বাকাট্=[রং]— ক্রি. বিণ. (যন্ত্রনায়) ছটফট ॥ [অনু.]।

আকাঠা=[পা, সি]– বিণ. দুষ্ট ॥ [দেখ আকট$_2$]।

আকাডা=[ম]—বিণ. নিকৃষ্ট কাঠ ॥ আকাডা কাডের নাও টিহে না। [<আ (খারাপ অর্থে)+কাঠ+আ প্র.]।

আকাডের্ নায়ে ছিন্‌দুরের্ মাত্তি=[ঢা]—বি. অপ্রাসঙ্গিক বা বেখাপ্পা বস্তু বা কথা ॥ সনের্ গরে লোয়ার্ দুয়ার, এইডা য্যান আকাডের্ নায়ে ছিন্দুরের্ মাত্তি। [মূল অর্থ—খারাপ কাঠের নৌকায় সিন্দুরের মাথা (গলুই)]।

আকাড়াইশ্=[রং]—বি. খুব শক্ত গেবো ॥ আকাড়াইশ্ না হলি চলে না। [আকাড়া <আটকা+ইশ প্র.]।

আকাড়ি=[খু]—বি. হাড়ির ময়লা ॥ [আ+কাঁড়ি√কাঁড়্]।

২=[রং]—বিণ. নিরাপদ ॥ আকাড়ি জিনিশ্ নেইস্‌না।

আকাতলি=[ফ]—বি. বগল। [অঙ্ক= উদরের উপরিভাগ + তল + ই প্র. ; কিংবা দেখ আখাতলি]।

আকাতুনি=[সি]—বিণ. অত্যান্ত ॥ আকাতুনি যাব্ পড়সে। [<অকথন+ ই প্র.]।

আকাত্ কাকাত্=[রং]— বি. কৃপণতা ॥

আকাদ্‌দা=[য] - বিণ. অকর্মণ্য ; Untrained ॥ এটা আকাদ্দা মানুশির কাম্ না। [আ+কাদ্দা<কর্দহ্ کردہ ফা.=কৃত]।

২=[ম]—বিণ. অসভ্য ॥ আকাদ্দা ব্যাডার্ কামের্ কোন কায়দাকানুন্ নাই। [পূর্বে দেখ]।

আকানি=[ফ]—বি. পাখা ॥ তানের আকানি দিয়া বাও দ্যাও।

আকান্‌ঠা=[খু] — বিণ. অপরি-মিত ॥ আকান্‌ঠা ত্যাল্ ঐসে বুঝি ? [<অকুণ্ঠ]।

আকান্‌ডা=[বা] — বিণ. কাণ্ডজ্ঞান-হীন ॥ ব্যাডাডা এ্যাকেরে আকান্ডা। [<অকাণ্ড]।

আকান্‌বাকান্=[রং]—বি. খারাপ কথা, ভালমন্দ কথা ॥ মুখের আকান্‌বাকান্ বন্দ কর্। [<আখ্যান ব্যাখ্যান]।

আকাবাকা=[রা]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি ॥ আকাবাকা কোন কাজ করে না। [অনু. ; হক্কা বক্কা হিং]।

আকাবাকি=[কু]—ক্রি. বিণ. তড়িঘড়ি, তাড়াতাড়ি ॥ [দেখ আকাবাকা]।

আকামা=[ম]—বিণ. অপ্রয়োজনীয় ॥ আকামা কাগয পুইরা ফালাও। [অ+কামা=কাম<কর্ম+আ প্র.]।

আকামিলা=[ম]—বিণ. অকর্মণ্য ॥ তুমি এ্যাহাবারে আকামিলা। [অ+ কাম<কর্ম+ইলা প্র.]।

আকামে=[কুম, সি]—ক্রি. বিণ. বিনা-কাজে ॥ তুমি খালি আকামে শময় নশ্‌ট কর। [অ + কাম<কর্ম + এ (অধিকরণে)]।

আকাম্=[রা]—বি. ক্ষতি, বিপদ, তকলিফ ॥ হামার শাত্ গ্যালে তোর্ কুনু আকাম্ হবে না। [অ+কাম<কর্ম সং]।

২=[ঢা]—বি. দুষ্টামি ॥ আকাম্ কৈরনা।

আকাম্‌শাকাম্=[ফ]—বি. দুষ্টামি ॥ গ্যারাডা খালি আকাম্‌শাকাম্ করে। [দেখ আকাম+শাকাম অনু:]।

আকারি=[ম] — বিণ. আছাঁটা ॥ আকারি চা'ইলের বাত্ খাইনা। [অ+ কাঁড়া+ই প্র.]।

আকারির্=[রং]—বিণ. দরকারী ॥ আকারির্ জিনিশ্ নশ্‌ট না করো। [অ+(স্বার্থে) কারি√কর্ +র সম্বন্ধে]।

আকারির্ কাম্ বাকারি করা=[রং] —ক্রি. ভাল জিনিস খারাপ করা ॥ [দেখ আকারির্ ; বাকারি<বেকারী بیکاری ফা.]।

আকার্=[ম]—বি. বিচালি হইতে ধান পৃথক্ করণের লাঠি বিশেষ ॥

২=[ঢা]—বিণ. প্রয়োজনীয় জিনিস, যাহা সযত্নে রাখা হয় ॥ আকারের্ জিনিশ নামাইয়া খোয়াইস্‌না। [দেখ আকারির্]।

আকার্ বাকার্=[রং]—বি. আকার ইঙ্গিত ॥ [আকার+বাকার অনুঃ]।

আকাজন্ = [কুম] — ক্রি. পাগলামি করা ॥ এত আকাজন্ ক্যারে ?

আকালি = [চা, ক] — বি. দাঁতের গোড়ায় যে শক্ত ময়লা জন্মে ॥ আকালির লেইগা তর্ দাত্ দ্যাহা যায় না।

২ =[দি, রং]—বি. ঝাল, মরিচ ॥

আকালি ভিটা=[রং]—বি. মরিচ ক্ষেত ॥ [দেখ আকালি$_2$+ভিটা=ক্ষেত্র]।

আকালু=[রং] — বি. ঠগ, কঞ্জুস ॥ তোর মত আকালু আর দেখোঁ না।

আকালের্ বাইরে হকালে=[চা]—ক্রি. বিণ. খুব সকালে, অকালে ॥ খাইয়া আকালের্ বাইরে হকালে শ্যাশ্ করলি ? [হকালে<সকালে]।

আকাল্যা=[ক] — বিণ. অভাবগ্রস্থ ॥ আকাল্যা ব্যাডাডারে খানাত্ দ্যাও। [<আকাল+ইয়া প্র.]।

আকাল্=[রং]—বি. অনাগত সময় ॥ আকালের কাম্ শকালে কর। [অ+কাল]।

আকাল্ কেড়ে=[খু]—বিণ. মূর্খ ॥ লোকটা এ্যাকেবারে আকাল্ কেড়ে।

আকাল্নাই=[ম] — বিণ. অসংখ্য, প্রচুর ॥ খালাত্ আকাল্নাই মানুশ্ আইসিল্। [<অকলনীয়=অগণিত]।

আকাশত্=[রং] — বি. কোথাও না থাকার ভাব ॥ হাঁ, ঐ কাজটা কি আকাশত্ হতে্তে এশিছে ? [আকাশ+ত অধিকরণে ; মূল অর্থ—আকাশে]।

আকাশত্ ডিমাপাড়া=[রং]— বিণ. মিথ্যা, অসম্ভব, আজগুবী ॥ তুই বড় আকাশত্ ডিমাপাড়া কথা কহিশ্। [দেখ আকাশত্+ডিমা<ডিম+আ প্র. (স্বার্থে)+পাড়া]।

আকাশিয়া=[পা, বা]—বি. কলা ॥ [দেখ আকাইশা ; আকাশ+ইয়া প্র.]।

আকাশ্যা=[রা]—বি. কলা ॥ পাকা আকাশ্যা খেতে মজা। [দেখ আকাইশা; আকাশিয়া]।

আকাশ কাঁটা = [রা] — বি. গুল্ম-বিশেষ ॥

আকাশ্ টুপে=[ব, রা]—বি. আকাশের দিকে ॥

আকাশ্ লত্ তিশ্যা = [পা] — বিণ. অসমঞ্জস, অসহ্য, অবিবেচনা প্রসূত ॥ আকাশ্ লত্ তিশ্যা কতা শুন্ লেই আমার রাগ্ দরে।

আকিকল্=[পা]—বি. জ্ঞান, আক্কেল ॥ বেটার আকিকল্ নাই। [<'আকল عقل আঃ]।

আকিত্ তি = [চা]—বি. আকাঙ্ক্ষা, কামনা, প্রবৃত্তি ॥ তর্ তে মাইন্শের আকিত্তি নাবে। [<আকূতি]।

আকিদা = [বা, ফ] — বি. ইচ্ছা ॥ তোমার আকিদা কবে পূর্ণ হব ? [<'আকীদঃ عقيدة আঃ]।

আকিনিজ্যা = [পা]— বি একপ্রকার মসলার গাছ ॥

আকিয়া=[রং]—অস. ক্রি. বাধিয়া ॥ ট্যাকাটা তোর্ কাছোত্ আকিয়া দে। [<বাধিয়া]।

২ =[বা]—বি. বাঁশ প্রভৃতির অসমান গিঁঠ ॥ আকিয়াওয়ালা বাঁশ। [<অঙ্ক+ইয়া প্র.]।

আকিরা লাগা=[রং]—বিণ যে তর্ক করে (খারাপ অর্থে) ॥ তোর মত আকিরানাগা লোক আর নাই। [<আঁকড়া+নাগা=লাগা অর্থাৎ যে আঁকশির মত লাগিয়া থাকে]।

আকির্=[কুম]—বি. পাথরের ছোট টুকরা, কাঁকর ॥ বাতে এ্যাত আকির্ ক্যান্ ?

আকির্তি=[ম] — বি. <আকৃতি ॥ শালার্ আকির্ তি বাপের মত হৈসে।

আকিলা=[রং]—বি. মরিচ ॥ [দেখ আকালি$_2$]।

আকুট্ = [রং]—বি. জেদ ॥ চ্যাংরা-কোনার আকুট্ আর কত শৈম্ ?

আকুট্লামি = [গি]—বি. দুষ্টামি ॥ তর্ আকুটলামি আর শৈয্য অয়না। [<আ (অতিরিক্ত উপসর্গ)+কুটিল+আমি প্র.]।

আকুডাইল্লা = [কুম] — বিণ. বড় বড় কথা বলে যে ॥ শ্যায়াডা খবর্ আকুডাইল্লা। [দেখ আকুট্লামি ; আকুটিল+ইয়া প্র.]।

আকুড়া = [খু, দি, রা, রং, য]—বি. হুকবিশিষ্ট দণ্ড, আঁকশি ॥ [<আঁকড়া]।

আকুড়ি থাকা=[রং]—ক্রি. লাগিয়া থাকা, লটকাইয়া থাকা ॥ [<আঁকড়াইয়া থাকা]।

আকুত্ বিকুত্= [রং]— ক্রি. বিণ. ইতস্ততঃ ॥ [অনু.]।

আকুল্ বাকুল্=[দি]—বি. অত্যন্ত অস্থির হইয়া অনুরোধ ॥ পাও ধৈরা আকুল্ বাকুল্ কর্লি কি হবে? [<আকুল ব্যাকুল]।

আকুল্ বিকুল্=[বা]—বিণ. আনন্দে মাতোয়ারা ॥ [দেখ আকুল্ বাকুল্]।

আকুশ্ কুকুশ্=[রং] — ক্রি. বিণ. বেশী খাওয়ার পর উঠ্ বস্ ॥ এগিলা কেনে আকুশ্ কুকুশ্ করিশ্ বায়। [অনু.]।

আকুশ্ বাকুশ্=[রং]—বি. বাজে প্রলাপ ॥ আর আকুশ্ বাকুশ্ বকিস্ না। [অনু.]।

আক্যাচ্=[বা]—বি. আশা, লিপ্সা, প্রার্থনা ॥ বেশি আক্যাচ্ করা ঠিক্ না। [<আকাঙ্ক্ষা]।

আক্যাজ্=[রং]—বি. দাগ ॥ তোর এখানাও আক্যাজ্ নাই। [<আথ্য ذكا আঃ]।

আক্যায্=[কুম, ম]—বি. বিদ্বেষভাব, হিংসা ॥ আক্যায্ কৈরা মিছা শাস্তি দিও না। [দেখ আক্যাজ্]।

অ্যাকান্=[পা]—ক্রি. হুক বাঁধানো লাঠির সাহায্যে খড়, বিচালি ইত্যাদি জড় করা ॥ [<আঁক+আন প্র. নামধাতু]।

আক্যায়ে মেলা=[ম]—ক্রি. এলো-মেলো করা ॥

আক্যাস্=[ব]—বি. আশা, লিপ্সা, প্রার্থনা ॥ [দেখ আক্যাচ্]।

আকৈয়া = [ম] — বি. অঙ্কনকারী ॥ মানুশ্‌ডা খুব্ বালা নক্‌শা আকৈয়া। [<আঁকা+ইয়া প্র.]।

আকোড়্ = [কু] — বিণ. কঠিন ॥ আকোড়্ কাম্ করতে ওনয় লাগে। [<অকট্ হিং]।

আকোর্=[ফ] — বিণ. কঠিন॥ [দেখ আকোড়্]।

আকোল্ = [রা, ব] -- বি. রাখাল ॥ আকোল্ খ্যাতে গ্যাসে। [<রাখাল]।

আকোশা=[পা]--বি. ঝুল॥

আকোশি=[রং]—বি. মরিচ॥

আক্=[খু]—বি. মুষ্টি ॥ ফকিরডারে এক্ আক্ চাঁউল দ্যাও।

২=[রং]—বিণ. অপর॥ আক্ মানুশি কি জানে ?

আক্কড়্=[বা]—বিণ. কঠিন, যাহা সহজ নয়॥ [দেখ আকোড়্]।

আক্কন্ = [কুম] — বি. আকন্দ॥ আক্কন্ গাসের পাত্তা অশুদে লাগে। [<আকন্দ]।

আক্করা = [ম] — বিণ. বোকা॥ [<হা-করা]।

২=[চট্ট, কুম, ঢা]--ক্রি. হা করা॥ যদি আক্কর্, দাওয়াই খাইতি।

৩=[বা, ফ]--ক্রি. মুখ খোলা, কথা বলা ॥ দ্যাখ্, আক্ কর্‌লে মাইর্ পাবি।

আক্করাইন্না=[ন]—বিণ. হাবাগোবা, নির্বোধ॥ আক্করাইন্না পোলার কাসে মাইয়া দিব ক্যাডা? [দেখ আক্করা+ন+ইয়া প্র]।

আক্কল্=[ম] — বি. উচিত শিক্ষা, শাস্তি ॥ অহন্ আক্কল্ ঐসে নি? [<আকল عقل আং]।

২=[ঢা, কুম]—বি. বুদ্ধি, পছন্দ॥ তোমার এ্যাক্কেরে আক্কল্ নাই। [পূর্বে দেখ]।

আক্কল্ গুম্ = [কুম, সি] — বিণ. হতভম্ব ॥ কতাডা হুইন্না আমার আক্কল্ গুম্। [দেখ আক্কল্$_2$+ গুম گم ফা.]।

আক্কল্ দাত্=[ঢা]—বি. চোয়ালের দাঁত॥ মুইট্‌কাডার অহন্‌তরি আক্কল্ দাত উডে নাই। [দেখ আক্কল্$_2$+ দাঁত]।

আক্কল দাত উডা=[ম]—ক্রি. পূর্ণবয়স্ক হওয়া ॥ তুমার বুঝি আক্কল্ দাত্ উডে নাই? [উডা<উঠা]।

আক্কারা=[পা, ব, ম]—বিণ. দুর্মূল্য, মহার্ঘ, অক্রেয় ॥ নাইর্‌কল্ ত্যান্ এ্যাত আক্কারা ঐল ক্যান্? [<অক্রেয় সং]।

২=[ম]--বি. অভাব॥ বিশ্‌টি না হওয়ায় দ্যাশে এবার্ আক্কারা পড়্‌সে।

আক্কাল্=[ফ]—বি. আদিকাল, পুরা-কাল॥ আক্কাল্ থাইক্যা এই নিয়ম্ চ'ল্‌তাসে। [<আদ্‌কাল<আদিকাল]।

২=[ফ]—বি. শাস্তি, বিচার॥ এইবার্ আক্কাল্ ঐল তো? [<'আকল عقل আং=জ্ঞান]।

আক্কাশ্ = [দি] — বি.<আকাশ॥ আক্কাশত্ পানি নাই, জমিত্ তাই ধান্ নাই।

২=[দি]--বি.<বাক্স॥ আক্কাশের মতো বাচে।

আক্কৈরা=[ফ]—অস. ক্রি. অন্যমনস্ক হইয়া॥ কতা হইন্যা আক্কৈরা বৈস ক্যা। [<হা করিয়া]।

আক্কৈশ্—[বা]—বি. বাক্স॥ আক্-কৈশের মতন্ খাস্ ক্যা? [<বাক্স]।

আক্কোরা=[চট্ট]—বি. মেটে পেয়ালা॥ আক্কোরাত্ পানি দ্যাও। [<আব-খোরহ্ آبخوره ফা.]।

আক্কোল্ নাহা=[ঢা]—বিণ. জ্ঞান-বুদ্ধিহীন॥ আক্কোল্ নাহার্ কতাডা হোন্॥ [আক্কোল্, দেখ আক্কল্$_2$ +নাহা<নাশা]।

আক্খরিয্ করা = [ঢা] — ক্রি. জমি পৃথক পৃথক অংশীদারের নামে তোলা ॥ বাপ্ মা মৈরা গ্যাসে বুইল্যা বাইয়ে বাইয়ে যমাযমি আক্খরিয্ কর্‌সে। [<আঁক <অঙ্ক + খরিজ <খারিজ خارج আং]।

আক্খাম্=[ফ]--বি. আক্রোশ॥ আমার উপ্‌রে তোমার আক্খাম্ কিয়ের লৈগ্যা? [<আক্রম সং]।

আক্চর্=[রা]—বি. খারাপ, অপবিত্র॥ [<কাঁচড় হিং]।

আক্চা=[ম, পা]—বি. বাঁশ বা কাঠের আঁশ॥ খড়ি কাড়্‌তে হাতে আক্চা বিঁধেসে।

২=[পা]—ক্রি. বিণ. আন্দাজ, মোটের উপর॥ আক্চা কোন যিনিশ্ কিন্‌লে পর্‌তা হয়না।

৩=[কু, পা]—বি. আড়াল॥ আক্চা থাকি কথা কয় ক্যাডা? [<আবছা <আবছায়া<অপচ্ছায়া সং]।

আক্চালি=[পা]—বি. বারান্দা॥ আক্চালিতে বও। [<আগ<অগ্র+ চালী=চালা, চালযুক্ত স্থান]।

আক্ছালি=[বা]--বি. ঘরের বারান্দা॥ [দেখ আক্চালি]।

আক্ছেয়া=[রং]—ক্রি. বিণ. পূর্বে॥ আক্ছেয়া না দিলে হবার নয়।

আক্জিত্=[রং]--বি. অগ্রিম লাভ॥ তোর কিছু আক্জিত্ ঐছে। [<আগ <অগগ প্রাং<অগ্র সং+জিত]।

আক্জিদ্ =[রং]—বি. অত্যন্ত জিদ॥ অত আক্জিদ করা ভাল নোয়ায়। [<আগ+যিদ্ ضد আং]।

আক্টা করা=[বা]—ক্রি. তামাক সাজা॥ চাকরটা রোজ আক্টা করে।

আক্ড়া=[রং]—বি. কর্মক্ষেত্র; বৈষ্ণব-দের আখড়া, ধর্মালোচনা ও শিক্ষাদি সেবনের স্থান॥ [<আখড়া]।

২=[দি]—বি. আড্ডার স্থান॥ ছেলেটা সারাদিন আক্ড়াত্ গিয়া আড্ডা দ্যায়।

৩=[ফ]—বি, ক্ষুদে লাঙ্গল$_2$ (পিঁয়াজ বুনিতে ব্যবহৃত হয়)॥

৪=[খু]—বি. লাঙ্গল জুড়িবার যন্ত্র বিশেষ॥ ভাঙা আক্ড়ায় কাম্ চ'লেনা॥

৫=[রং]—বি. মহার্ঘ॥ এ বছর খুব আক্ড়া। [<অক্রেয় সং]।

আক্ড়াইয়া=[ক]—অস. ক্রি. মজবুত করিয়া॥ পোলায় মাকে আক্ড়াইয়া দর্‌সে। [<আঁকড়াইয়া]।

আক্ড়ানো=[রং]—ক্রি. আকৃষ্ট হওয়া ॥ [আঁকড়<আকড্ডঢ প্রাং<আকৃষ্ট সং+আন প্র.; নামধাতু]।
২=[রং]—ক্রি. আড়াআড়ি ভাব হওয়া ॥ মানুশের শাথে আক্ড়ান্ ভাল না। [পূর্বে দেখ]।

আক্ড়ার্ দল্=[রং]—বি. মহর্‌রমের সময় বাদ্যযন্ত্র সহ যাহারা লাঠি খেলা দেখায় ॥ [<আখড়া+র(সম্বন্ধে)+দল]।

আক্ড়ি=[খু]—বিণ. কঠিন, কষ্টসাধ্য ॥ কাম্‌টা বড় আক্ড়ি। [দেখ আকোড়্]।

আকড়ে মাকড়ে=[খু]—অস. ক্রি. জড়াইয়া ॥ খোকা ওর মাকে আক্ড়ে মাক্ড়ে ধরেসে। [<আঁকড়ে<আঁকড়াইয়া+মাকড়ে অনু:]।

আক্তা=[সি]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আক্তা মর্‌ল কিয়ে? [<আচকা<আচক্‌কা<আচম্‌কা].
২=[কু]—বিণ. বিরাট আকৃতিবিশিষ্ট ॥ লোকটা খুব্ আক্তা যোয়ান্। [<অকথ্য]।
৩=[সি, পা, চা]—বি. অল্পবয়স্ক ঘোড়া, টাট্টু ঘোড়া ॥ আক্তা ঘোড়া খুব কমনকত্। [<আখ্‌তহ্ اخته ফা.]।
৪=[ম]—বি. নিকাহ ॥ বিধবা মেয়েটির আক্তা দ্যাও। [<'আক্‌দ عقد আং]।

আক্ত্=[বা]—বি. বিবাহের প্রথম পর্যায় ॥ মাইয়ার কাইল্ আক্ত্ ঐসে। [দেখ আক্তা$_{৪}$]।

আক্ থোওয়া=[কু]—ক্রি. থুথু ফেলা ॥ ভাত খেতে খেতে আক্‌থোস্ ক্যান? [আক্ থু, নাম ধাতু, ধ্বন্য]।

আক্‌দস্=[ম]—বি. বৈবাহিক চুক্তি ॥ আক্‌দস্ আগেই ঐয়া গ্যাসে, অহন্ খানাপিনা বাকি। [<'আক্‌দ বস্ত عقد আং+بست ফা.]।

আক্ দ্যাওয়া=[কু]—ক্রি. জোড়া দেওয়া ॥ কাঠের খুঁটিটা আক্ দ্যাও।

আক্ পত্তর=[চট্ট]—বি. কলাপাতার অগ্রভাগ ॥ [আক<আগ<অগ্গ প্রাং<অগ্র সং+পত্র]।

আক্‌পোড়ানি=[খু]—বিণ. ভীতু ॥ সেলেটা বড় আক্‌পোড়ানি।

আক্‌বোল্=[মা]—বিণ. আনকোরা, এখনও যাহা স্পর্শ করা হয় নাই ॥

আক্‌ভাল=[রং]—ক্রি. বিণ. পূর্ববৎ ভাল ॥ হোথান্ আক্‌ভাল করি দে। [আক<আগ<অগ্র সং+ভাল]।

আক্‌রা=[বা]—বি. বেতের কাঁটাযুক্ত শিষ ॥ বেতের আক্‌রাত্ লাইগ্যা কাপড়্‌ডা সিরা গ্যাসে।
২=[চা, রং]—বিণ. বেশী, মহার্ঘ ॥ আমের দাম্ খুব্ আক্‌রা। [দেখ আক্ড়া$_{৪}$]।
৩=[বা, ফ]—বি. মুখগহ্বর ॥ তার মুখের আক্‌রা খুব্ বর। [<হা-করা]।

আক্‌রা আক্‌রি=[রং]—বিণ. খেঁচাখেঁচি ॥ আক্‌রা আক্‌রি কথা কও ক্যান? [<আঁকড়া+আঁকড়ি. ব্যতিহারে]।

আক্‌রাঠোকা=[পা]—বি. জেদাজেদি, ঝগড়া ॥ ওই জি বশিছে এক্‌কিবারে আক্‌রাঠোকা লাগিছে।

আক্‌রানো=[সি]—ক্রি. শরীরের কোন অংশ অবশ হইয়া খিঁচা ॥ [<আঁকড়ান]।

আক্‌রা হাক্‌রা=[সি]—বিণ. মিথ্যাবাদী ॥

আক্‌রি=[বা, কুম, নো]—বি. কাঁকুড় ॥

আক্‌রিত্=[রং]—বি. আকৃতি ॥ শুয়রের মত তোমার আক্‌রিত্। [<আকৃতি]।

আক্‌র্যা=[রং]—বি. বাঁশ ইত্যাদির গাঁটের অংশ ॥ বাঁশের আক্‌র্যা লাগি কাপড়খ্যান্ ছিঁড়ি গেইচে। [<আঁকড়া+ইয়া প্র.]।

আক্‌লা=[রং]—বি. মরিচ ॥ এবার আক্‌লা আট্ টেঁকা শ্যাব্ বিক্‌ছে।

আক্‌লানো=[রা, দি]—ক্রি. বারবার পানি দিয়া ধোয়া ॥ থাল্‌ডা আকলায়া নে। [<অক্‌খালন প্রাং<আক্ষালন সং]।

আক্‌শন্=[কু]—বি. সুর্মা বা কাজলজাতীয় বস্তু ॥ [আক্‌শান افشان ফা.]।

আক্‌শা আক্‌শি=[কুম]—বি. ক্যাসাদ, ঝগড়া ॥ হামেশা আক্‌শা আক্‌শি থাকন্ ভালা না। [<আখচা আখচি; আকশা<আখ্‌য اخذ আং ব্যতিহারে দ্বিত্ব+ই]।

আক্‌শাইল্=[ম]—বি. রান্নাঘরে লাকড়ি রাখার স্থান ॥

আক্‌শালি=[রা]—বি. ঢেঁকির ভারসাম্য রক্ষার কাঠি ॥ [<অক্ষশলা]।

আক্‌শি বাক্‌শি=[ম]—বি. নানা জাতীয় জিনিস ॥ এত আক্‌শি বাক্‌শি ক্যাবে আনস? [অনু.]।

আক্‌সা=[স]—বিণ. মনগড়া ॥ এটা তোমার আক্‌সা কথা।
২=[বা, ফ]—বিণ. ঝাপসা ॥ বুরা ঐতে না ঐতে চোঁহে আক্‌সা দেহি। [দেখ আক্‌চা$_{৩}$]।
৩=[ফ]—বি. বাধা ॥ কামের শুরুতে আক্‌সা পরন্ ভালানা। [<'আক্‌স عكس আং=বিপরীত কিংবা আখ্‌য্ اخذ আং=পাকড়াও]।
৪=[বা]—বি. টানা বা ঠিকা বাঁধন ॥ বেড়াটা আক্‌সা দিয়া রাখ। [পূর্বে দেখ]।

আক্‌সার্=[ম]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আক্‌সার আইয়া হাজির ॥ [<য়াক্‌সর্ يكسر ফা.]।
২=[কুম]—ক্রি. বিণ. মোটেই ॥ তোমার কথা আক্‌সার্ মনে নাই। [পূর্বে দেখ]।
৩=[চা]—ক্রি. বিণ. অবিরাম, একটানা ॥ বাসিত্ থাইক্যা আক্‌সার্ হে ভাত চৈ'রা খাল। [পূর্বে দেখ]।

আক্‌সের্=[য]—ক্রি. বিণ. অবশেষে ॥ আক্‌সের্ টাকা দেইনু। [দেখ আক্‌সার্]।
২=[য]—ক্রি বিণ. হঠাৎ ॥ আক্‌সের্ হে আইশ্যা হাজির্। [দেখ আক্‌সার্]।

আক্‌সো=[য]—বি. সংরক্ষণ ॥ শে তোরে আক্‌সো না কর্‌লে বিপদ্ হতো। [দেখ আক্‌সা$_{৩}$]।

আখতা=[সি]—বি. অকথ্য ভাষা ॥ আখতা কৈস্ না। [<অকথ্য]।

আখন্দ্=[চট্ট,নো,ম]—বি. মুসলমান পরিবারের খেতাব বিশেষ ॥ [আখন্দ آخوند ফা.=শিক্ষক]।

আখরা=[সি, ম]—বিণ. বোকা, হাবা ॥ আখরায় লাগান্ চাঁও পিতা? [<হা-করা]।

আখর্=[বা]—বি. প্রথম চাষ ॥ জমির আখরের সময় আসেচে।

২=[ঢা]—বি. অক্ষর ॥ 'আখরের কিরিমিরি মাকরেরে আখ'—শ্লোক। [<অক্খর প্রাং <অক্ষর সং]।

আখল্=[কুম]—বি. বুদ্ধি, বিবেচনা ॥ বৌড়ার আখল্ কম্। [<'আক্ল عقل আং]।

আখল্ খুহাম্=সি]—বি. বুদ্ধি-বিবেচনা ॥ হিতার আখল্ খুহাম্ কম। [<'আকল্ عقل আং + ফহম فہم (=বিবেচনা) আং]।

আখল্ সয়াম্=[সি]—বি. বুদ্ধি বিবেচনা ॥ দুনিয়াত্ আখল্ সয়াম্ করি চ'ল। [দেখ আখল্+সয়াম <শিয়ম شيم আং=অভ্যাসসমূহ]।

আখা=[পা]—ক্রি. রাখা ॥ গেদি, পিন্-সিল্ডো কোনে আইখ্চ'? [<রাখা]।

২=[বা]—বি. কাঁধ ॥ আখার উপরে গাও ঐসে। [<আঁহা<অংস=স্কন্ধ]।

আখাইড্যা=[নো]—বিণ. যাহা খাটে না ॥ ব্যাডাডা বড় আখাইড্যা কতা কয়। [আ (=অ নিষেধার্থে)+খাটিয়া <খাট + ইয়া প্র.=যাহা খাটে]।

আখাইয়া=[পা]—বিণ. হা-ভাতে ॥ তর নাদ্ না আখাইয়া দেহি নাই। [আ=ন+খাইয়া <খা + ইয়া প্র.=যে খায়]।

আখাউকা=[ম]—বিণ. যে খায় নাই ॥ আখাউকার মতন্ চাইয়া থাহস্ ক্যা? [আ (<অ=ন)+খাউকা <খাদক কিংবা √খা+উক প্র.]।

আখাওক্কা = [ঢা] — বিণ. লোভী, পেটুক ॥ [আ+খাওক্কা<খাদক]।

আখাওয়া=[কুম, ঢা]—বিণ. যে খায় নাই ॥ যারা আখাওয়া আসেন্, তারা পরে গিয়া বন্। [আ (<অ=ন)+খাওয়া√খা]।

আখাক্যা=[ফ]—বিণ. যে খায় নাই ॥ আখাক্যার মত করস্ ক্যা? [আ+খাক্যা<√খা+ই+ক্রিয়া প্র.]।

আখায্=[কুম]—বি. বিরোধ ॥ তাগো লগে আমাগো হারাবসরৈ আখায্ লাইগ্যা থাহে। [<আখয্ اخذ আং]।

আখাটা=[সি]—বিণ. মন্দ কাঠ যাহার ॥ আখাটা গাসের তখ্তা। [আ+কাঠা=কাঠ+আ প্র.]।

২=[সি]—বিণ. অশ্রাব্য ॥ মানুশ্টা আখাটা গাইল্ দ্যায়। [অকথ্য]।

৩=[সি]—বিণ. কলহপ্রিয় ॥ বৌডা বৰৰ আখাটা।

৪=[সি] —বিণ. অসভ্য, মূর্খ, অভদ্র ॥ [দেখ আকট্ট, আকড্]।

আখাডা = [ম] — বিণ. অযৌক্তিক ॥ আখাডা কতা কওন্ ঠিক্ না। [আ+খাটা√খাট্ কিংবা দেখ আখাটা$_২$]।

আখাতা = [পা, ম]— বিণ. লোভী ॥ আখাতা লোকটা তারাও। [আ (অ=ন)+খা+তা প্র.]

আখাতলি=[ম]—বি. বাহুমূল ॥ আখাতলিত্কি? [আঁখা<অংস=স্কন্ধ +তলি ; দেখ আকাতলি]।

আখাতলি বাযানো=[ম]—ক্রি. বগল বাজানো, উল্লাস প্রকাশ করা ॥

আখাতে=[পা]—বিণ বখাটে ॥ [দেখ আখাটা$_৪$]।

আখাত্যা=[ফ]—বিণ. [illegible] ॥ আখাত্যা পোলা। [দেখ আখাতে]।

আখানো=[কুম]—ক্রি. পায়খানা করা ॥ [<হাগান]।

২=[রং]—ক্রি. সানন্দে কোন কিছু খাওয়া ॥ [আঁখা <আঅংখা প্রাং <আকাঙ্ক্ষা সং+আনো প্র.]।

আখামা=[চট্ট, ফ]—বিণ. উদ্যোগী, একগুঁয়ে, গোঁয়ার উত্তেজিত ॥

আখামাখা=[সি]— অবিবেচক ॥ পুয়াডা এ্যাকেবারে আখামাখা। [অনু.]।

আখামুখো=[কু]—বিণ. অত্যন্ত মুখরা ও অশ্লীলভাষী ॥ [আখা = চুলা + মুখো]।

আখামুয়ে = [ফ]— যাহার মুখে কিছু বাধে না, দুর্মুখ ॥ [দেখ আখামুখো]।

আখাম্=[চট্ট]—বিণ. অধিক চিন্তিত ॥ হিতারে বৌত্ আখাম্ দেখা যায়ের্ ।

আখাম্রা = [বা] — বিণ. গোঁয়ার, অবাধ্য ॥ [দেখ আখুন্দা]।

আখার্=[ঢা]—বিণ. চিহ্নহীন ॥ ট্যাহা গুলি এমনে আখার্ কৈরা কৈ রাখ্লি?

২=[সি]—বি. ঘর তৈরীর সময় চালে উঠিবার জন্য যে বাঁশ বাঁধা হয় ॥ [<আঁকড়া]।

আখার্ হোসা=[কুম]—বিণ. অলস ॥ আখার্ হোসা লৈয়া ঠেক্সি।

আখালা=[চট্ট]—বিণ. আশ্চর্য ॥

আখাশি=[ঢা]—বি. বিশেষভাব ॥ তার মনের আখাশি অহন্তরি বৈসে। [<আখ্য اخذ আং = বল পূর্বক গ্রহণ+ই প্র.]।

আখি=[সি]—বি. আঁকশি ॥ আখি দিয়া দান্ তোলা অয়। [আঁক<অঙ্ক +ই প্র.]।

২=[সি]—বি. গিঁট ॥ বলোয়া বাশের আখি বর ডাট্। [আঁখি<অক্ষি]।

৩=[সি]—অব্য. <আর কি ॥ তুমিই এই কাম কর্স আখি।

আখিম্=[কুম]—বি. জমিদার ॥ আখিম্ বাবি দেখ্লে ডর্ করে। [হাকিম حاکم আং]।

আখির্=[ম]—বি. দাঁতের শক্ত ময়লা ॥

২=[খু, য] — বিণ. শেষ, অবশেষ, সমাপ্ত ॥ [আখির آخر আং]।

আখুট্=[পা]—বি. আবদার ॥ [দেখ আখৈট্]।

২=[কুম]—বি. জিদ ॥ হগল্ কামে আখুট্ বালা না। [পূর্বে দেখ]।

৩=[রং]—বি. বাঁশের ছোট খুঁটি ॥ [<অ (স্বার্থে)+খুঁটি]।

আখুন্দা=[সি]—বিণ. দুঃসাহসী ॥ বেডিডা বর আখুন্দা। [অ+খুন্দহ্ خوندہ ফা.]।

আখুন্দি=[রা]—বি. পাঁয়তারা ॥

আখেজ্‌ টাখেজ্‌ =[রং]—বি. রাগ, গরম, তাপ ॥ শরিলত্‌ তর্‌ আখেজ্‌-টাখেজ্‌ নাই। [দেখ আখেয্‌ যামি+টাখেজ অনুঃ]।

আখেয্‌ যামি =[ম]—বি. শত্রুতা, দুশমনি ॥ নাহক্‌ আখেয্‌যামি কৈরা তারা আমার নামে মোহদ্দমা দিসে। [আখেয <আখ্য্‌ اخذ আং+আমি প্র.]।

আখের্‌ আক্‌পথ্‌ =[চট্ট]—বি. পরকাল ॥ আখের্‌ আক্‌পথের কত্তা চি'ন্তা কর। [<আখির آخر+'আক্‌বত্‌ عاقبت আং]।

আখের্‌ আক্‌বত্‌ =[ঢা]—বি. পরকাল ॥ [দেখ আখের্‌ আক্‌পথ্‌]।

আখ্যা =[রং]—বি. ইচ্ছা ॥ খাইতে খাইতে আখ্যা পুরে না। [<আঅংখা প্রাং <আকাঙ্ক্ষা সং]।

আখ্যান =[বা]—বি. স্ত্রী-জননেন্দ্রিয় ॥

আখ্যা মিটানো =[রং]—ক্রি. তৃপ্তি মিটানো ॥ কেউ তর আখ্যা মিটাতে পারবুনা। [দেখ আখ্যা+মিটান]।

আখৈটামি =[ম]—বি. সাবনা বচন ॥ হগল্‌ কামে আখৈটামি বালা না। [দেখ আখৈট্যা+আমি প্র.]।

আখৈট্যা =[বা]—বিণ. আবদারকারী ॥ আখৈট্যা পোলা। [দেখ আখৈট্‌+ইয়া প্র.]।

আখৈট্‌ =[বা]—বি. আবদার ॥ স্যারাডা যবর আখৈট্‌ কর্‌ত পারে। [<আখটি<অখট্টি সং]।

২=[ঢা]—বি. উৎকট সংকল্প ॥ মনে মনে হে আখৈট্‌ কর্‌ল ॥

আখৈলা =[রা]—বি. রাখাল ॥ আখৈলা গরু নিয়া গ্যাছে। [<রাখাইলা<রাখাল+ইয়া প্র.]।

আখোল্‌দা =[ঢা]—বিণ. ধারহীন, মূল্যহীন, অকেজো ॥ আখোল্‌দা দাও।

আখোর্‌ =[পা]—বিণ. কষ্টকর, কঠিন ॥ শকৃত মাটি চা'শ করা খুব আখোর্‌।

আখ্‌ আখি =[সি]—বিণ. দুষ্ট ॥ মানুশটার আখ্‌ আখি ডখের।

আখ্‌ ওয়াল্‌ =[দি]—বি. রাখাল ॥ [<রাখোয়াল ম. বাং]।

আখ্‌ ড়াল্‌ =[রং]—বি. ওয়াদা, মনস্থ ॥ একটা আখ্‌ড়াল্‌ করি থুইচুঁ। [অটকল্‌ হিং=আন্দাজ]।

আখ্‌ ড়ি =[পা]—বি. তরকারী বিশেষ ॥ বাযার থাইক্যা আখ্‌ড়ি আইন্যা। [দেখ আক্‌রি]।

আখ্‌ ড়ো =[রা]—বিণ. অব্যবহৃত, নূতন ॥ এঁড়ে বাছুরটা এখনো আখ্‌ড়ো রয়ে গ্যাচে।

আখ্‌ তা =[সি]—ক্রি. বিণ. হঠাৎ ॥ তুমি আখ্‌তা আইস ক্যা? [দেখ আক্‌তা]।

আখ্‌ না =[রা]—বিণ. ধৌত ॥

আখ্‌ নি ঠান্‌ডা =[ঢা]—বি. হতাশ ॥ খবরডা হুইন্যা আখ্‌নিঠান্‌ডা ঐয়া গেসি। [মূলার্থ 'আখনি পোলাও ঠাণ্ডা।' আখ্‌নী اخنی ফা.]।

আখ্‌ নান্‌ =[কুম]—গাছবিশেষ ॥ [<আকন্দ]।

আখ্‌ মৈর্‌ দ্যাওয়া =[সি]—ক্রি. হামা-গুড়ি দেওয়া ॥ হে আখ্‌মৈর্‌ দিয়া আইসে।

আখ্‌ রা =[বা]—বি. বৈষ্ণবের আশ্রম ॥ আখ্‌রায় হর্‌দম্‌ কের্‌তন্‌ অয়। [আখড়া <অক্ষবাট সং]।

আখ্‌ রা দ্যাওয়া =[বা]—ক্রি. রিহার্সেল দেওয়া ॥ [দেখ আখ্‌রা+দেওয়া]।

আখ্‌ রানি =[সি]—বি. বদদোয়া ॥ আখ্‌রানি কৈর না।

আখ্‌ রা বাখ্‌ রা =[সি]—বিণ. অপ-রিষ্কার, আকাঁড়া ॥ ই আখ্‌রা বাখ্‌রা চা'উলের খাতু খাইতাম্‌ নায়। [আখ্‌রা <আকাঁড়া+বাখ্‌রা অনুঃ]।

আখ্‌ রি =[কু, য]—বি. চাউলে মিশ্রিত পাথরের টুকরা ॥

আখ্‌ রি যাওয়া =[সি]—ক্রি. জমিয়া যাওয়া, অসাড় হওয়া ॥ যারে আছু পাও আখ্‌রি গ্যাসে। [<আঁকড়াইয়া]।

আগ =[ঢা]—অব্য. হাঁগো ॥ আগ, আপন্‌ কতা ঐনবুইন্যা গেসি। [<ওগো অথবা হাঁগো]।

২=[দি]—বি. সামনা, আগা ॥ আগত্‌ যাইস্‌নারে? [আগ<অগ্র সং]।

আগত্‌ করা =[ঢা]—ক্রি. জমিজমা নামভুক্ত করা ॥ আমার যমিন্‌ আগত্‌ করা লাগ্‌ব।

আগদ্‌ সাগদ্‌ =[সি]—বি. শেষ মীমাংসা ॥ হিশাবের আগদ্‌ সাগদ্‌ ঐসেনি? [অনু.]।

আগনা =[ঢা, ম]—বিণ. অসংখ্যাত, যাহা গণনা করা হয় নাই ॥ আগনা আম্‌ কয়ডা গৈন্যা ফালাও। [আ+গনা √গণ্‌]।

আগন্‌ =[ফ]—বি. খিল, হুড়্‌কা ॥ [<আগল<অর্গল সং]।

২=[কুম, দি]—বি. অগ্রহায়ণ মাস ॥ 'আগন মাশের নবিন্‌ দান্‌, পুশ্‌ মাশেতে দাইয়ে আন্‌'—গ্রাম্য গান। [<অগ্রহায়ণ]।

আগম =[ম]—বি. পড়াপানি ॥ উট্‌-টাহানি আগম্‌ আইন্যা খাও, প্যাট্‌ বিশ্‌ শাইর্‌যা যাইব। [আগম, মূলার্থ তন্ত্রশাস্ত্র]।

আগম্‌ নিগম্‌ =[রং]—বি. ভালমন্দ ॥ [দেখ আগম্‌+নিগম্‌=তন্ত্রশাস্ত্রবিশেষ]।

আগরা =[সি]—বি. মুখের গহ্বর ॥ আগরাত্‌ দিলেই ঐল? [<হা+গরা <করা]।

আগরি =[খু]—বি. জাল পাতিয়া মাছের পথ বন্ধ করন ॥

আগর্‌ =[রা]—বিণ. আগের দিক ভারী ॥ গাড়ি আগর্‌ হয়্যা গ্যাছে। [আগ<অগ্র+র প্র.]।

২=[ম]—বি. কষ্ট ॥ এ্যাত ন্যান্‌গত্‌ কম্‌লে আগর্‌ ঐত না ক্যারে?

৩=[খু, য]—বি. পানি সরবরাহের কল ॥

৪=[ম]—আপত্তি বা বিরক্তি ॥ কাম্‌ কর্‌তে এ্যাত আগর্‌ লাগে ক্যা? [আগর اگر ফা.=যদি]।

৫=[চট্ট, নো, কুম]—অব্য. যদি ॥ আগর্‌ তুমি বারি যাও আঁইও যাইয়ম। [পূর্বে দেখ]।

৩=[চা, রা]—বি. কাঠে ছিদ্র করিবার লোহার অস্ত্র ॥ {<Auger ইং}।

আগর্‌বাগর্‌=[পা, ব]—বি. যা-তা, বাজে কথা ॥ কি আগর্‌বাগর্‌ কও? [অনু. আগড়বাগড় ; তুং অগ্‌ড়ম্‌ বগ্‌ড়ম্‌ হিং]।

২=[ম, পা]—বি. অহেতুক বা নিষ্প্রয়োজনীয় জিনিস ॥

আগর্‌মগর্‌=[ম]—বি. গড়িমসি, কিন্তু-কিন্তু ভাব, সন্দিগ্ধতা ॥ আগর্‌মগর্‌ সাইরা শাফ্‌ কত্তা কও, ট্যাহা দিবা কিনা। [আগর মগর اگر مگر ফা.=যদি তবে]।

আগল্‌=[বা]—বি. মাটি কাটার খুড়ি ॥

২=[ম]—বিণ. অগ্রগণ্য ॥ তার বৌবে রূপে গুণে হগলের আগল্‌। [<আগ <অগ্র+ল (স্বার্থে)]।

আগল্‌ডাইয়ামি=[সি]—বি. আগে আগে কথা বলার ভাব ॥ পোলাডা খালি আগল্‌ডাইয়ামি করে। [দেখ আগল্‌$_{২}$+ধা ; ইয়া প্র. + আমি ভাবার্থে প্র. ; তুং আগাল্‌ ডাওয়া]।

আগল্‌ডাগল্‌=[ম]—বিণ. ডাগর ॥ আগল্‌ডাগল্‌ চৌক্‌ বর সুন্দর ॥ [আগল অনু.+ডাগর=দীর্ঘ]।

আগল্‌দিগল্‌=[ম]—বিণ. লম্বা চওড়া ॥ গোড়মুহে এ্যাত আগল্‌দিগল্‌ কত্তা ক্যান? [আগল্‌ < অগ্র + দীঘল <দীর্ঘল=দীর্ঘ+ল প্র.]।

আগল্‌পাগল্‌=[ম]—বিণ. এলোমেলো, বিক্ষিপ্ত ॥ আগল্‌পাগল্‌ ম্যাগ্‌ আশ্‌মানে উরে। [অনু.]।

আগল্‌ফরাদি=[সি]—বিণ. কাহারও কথা শেষ হইতে না হইতেই সে সম্পর্কে মত প্রকাশকারী ॥ ব্যাডা যবর্‌ আগল্‌ ফরাদি। [দেখ আগল্‌$_{২}$ + ফর্‌য়াদী فریادی ফা.=অভিযোগকারী]।

আগা=[ম]—বি. চ্যাং মাছ ॥ আগামাস্‌ খালি যপ্‌যপ্‌ করে।

২=[সি]—ক্রি. মলত্যাগ করা। [<হাগা]।

আগাইর্‌=[চট্ট]—বি. জল নিকাশের জায়গা ॥

আগাইল্যা=[পা]—বিণ. আগে আগে কথা বলে যে, অধৈর্যশীল, অবিবেচক ॥ আগাইল্যা মান্‌ষির্‌ কতার্‌ দাম্‌ নাই। [আগাল < অগ্রল + ইয়া প্র. ; তুং আগল্‌ফরাদি]।

আগাইল্যাপনা=[পা]—বি. অযথা বাজে কথা বলা ॥ আগাইল্যাপনা করলেই বুদ্দিমান অয়না। [দেখ আগাইল্যা+পনা প্র. ভাবার্থে]।

আগাইল্যা শস্য=[পা]—বি. শস্যের অগার বা অকেজো অংশ ॥ [দেখ আগাইল্যা+শস্য]।

আগাউ=[চট্ট]—বিণ. অগ্রিম ॥ আগাউ ট্যাঁয়া না দিলে কাম ন ঐব। [<আগাম<অগ্রিম]।

আগা করা=[বং]—ক্রি. অগ্রসর করা, আগুয়ানো ॥ প্যঁক আগা করা দে। [<অগ্র+করা=আগাইয়া দেওয়া]।

আগাখানা=[বা, ফ, চা]—বি. পায়খানা ॥ আগাখানাটা বর নোংরা ॥ [আগা<হাগা+খানহ্‌ خانه ফা.]।

আগাগুড়া=[ম]—বি. আপাদমস্তক ॥ তোর আগাগুড়া বান্দে মারন্‌ দরকার। [<আগাগোড়া]।

আগাগুড়ি=[ফ]—ক্রি. বিণ. আগা ও গোড়া উভয়দিকে ॥ ম্যাস্‌তো পাট আগাগুড়ি যাগ্‌ দিলেই বালা অয়। [আগা+গুড়ি=গোড়া+ই প্র.]।

আগাচ'ল্যা=[পা]—বিণ. বাচাল ॥ [আগা<অগ্র + চাল√চাল্‌ + ইয়া প্র.]।

আগাট=[চা]—বি. অযোগ্যস্থান ॥ 'আগাট গাট্‌ ঐবো'—প্রবাদ। [আ+ঘাট]।

আগাডগা=[সি]—বিণ. বোকা, হাবা, অল্পবুদ্ধিসম্পন্ন ॥

আগাড়ি=[পা]—বি. চরের বা বিলের অগ্রভাগ ॥ আগাড়িতে এবার খুব পলি পৈড়্যাচে'। [আগা < অগ্র + ড়ি প্র. ; অগাড়ী হিং]।

আগাড়ি ল্যাওয়া=[খু]—ক্রি. এক হাঁড়ি হইতে অন্য হাঁড়িতে তপ্ত গুড় ঢালিবার সময় ছোট পাত্র বা থালা দ্বারা গুড় মাটিতে পড়িতে না দেওয়া ॥ [দেখ আগাড়ি ; তুং পিছাড়ি]।

আগাড়্‌ ন্যাওয়া=[খু]—ক্রি. অগ্রভাগ রক্ষা করা ॥ [আগাড়<আগা+ড় প্র. ; কিংবা আগাড় <অগ্গড়ঢ <অগ্রার্ঘ নেওয়া]।

আগাত্‌=[কুম]—বি. গালি ॥ এত আগাত্‌ দিলে বালা ঐত না। [আঘাত]।

আগা থম্‌থমি=[বা]—বি. ঔষধি-জাতীয় পাতাবিশেষ ॥

আগাথা=[চট্ট]—বিণ. যাহা গাঁথা হয় নাই ॥ [আ+গাঁথা]।

আগাদাইন্যা=[চট্ট]—বিণ. গোসল ব্যতীত, অস্নাত, অধৌত ॥ আইয়ু দুইদিন দৈরা গাইজ্জা আগাদাইন্যা রৈয়ে। [আ (না অর্থে)+গা+ধোয়ান +ইয়া প্র.]।

আগানি=[সি]—বি. বাঁশের আগার অংশ ॥ [আগ্‌+আনি প্র.]।

২=[চা, ফ]—বি. অন্যের খাবারের প্রতি কুদৃষ্টি ॥ ফহির্‌ডার আগানি লাইগ্যা হ্যার্‌ প্যাড্‌ অসুখ্‌ ঐসে।

আগানি পিসানি=[ফ]—বি. লোভ ॥ এডুক্‌ দুদের লাইগ্যা তর্‌ আবার আগানি পিসানি রৈয়া গ্যাল?

আগানো=[কুম]—ক্রি. আগাইয়া দেওয়া ॥ আগাইয়া না দিলে আন্‌দাইরা বাইতে যামু ক্যাম্‌নে? [আগা<অগ্র +আনো প্র. ; নামধাতু]।

২=[সি]—ক্রি. আহলাদ প্রকাশ করা ॥ এ্যাত আগাও কিয়ারে? [আগা< আগ্রহ+আনো প্র. নামধাতু]।

৩=[ম]—ক্রি. ফিরিয়া না আসা ॥ তামাক ভর্‌তে গিয়া গেলেটা আগায়ে পড়ে আসে। [আগ্‌ + আনো প্র. ; নামধাতু]।

আগান্‌=[খু]—বি. তৃপ্তি ॥ অতো খেয়েও আগান্‌ হয়না। [দেখ আইগ্‌গান্‌, আথানো$_{১}$]।

আগান্ দেওয়া=[ফ]—ক্রি. খারাপ নজর দেওয়া ॥ ককির্ ব্যাডায় আমারে আগান্ দিসে।

আগাব্যালা=[রা]—বি. সকালবেলা ॥ আগাব্যালা যাব। [<আগা বেলা]।

আগামত্তি=[পা]—বি. লতা গাছ-বিশেষ, (এই গাছের পাতায় ঘায়ের উপকার হয়)॥

আগামাচ'া=[ফ]—বিণ. আগাছাড়া, মাথা মুড়া ॥ আগামাচ'া বাশ্ বেশি পাকে না। [<আগাবগা; দেখ আগ্মগা; কিন্তু আগা < অগ্র + মাচা<মচ্চু প্রাং <মৃত্যু সং]।

আগামাড়া=[বা]—বিণ. (যে ইক্ষুর) মবোর অংশ ফাঁপা ॥ আগামাড়া আউখ্ মিডা কম্।

আগামাত্তা=[সি]—বি. মূল্য, অর্থ, হদিস ॥ ই খথার কোনু আগামাতা নাই। [আগা+মাথা]।

আগামোচ্ড়া=[খু]—বি. বিঘ্ন, বাধা ॥ শুভকামে আগামোচ্'ড়া পড়ে বেশি। [আগা+মোচড়+আ প্র.]।

আগারানো=[চট্ট]—ক্রি. আগ্রহের অভাব দেখানো, ঔদাসীন্য প্রদর্শন করা ॥ আঁই অভাবে আসি বুঝলে হিতে গরুউয়া স্কিনুতে আগারাইব।

আগারি=[ব]—বি. গরুর গাড়ীর অগ্র-ভাগ ॥ [আগা<অগ্র+রি প্র.]।

২=[চা]—বিণ. যাহার অগ্রভাগ ভারী ॥ গারি আগারি ঐসে। [<আগভারী]।

৩=[পা]—বি. বিলের মোহনা ॥ আগারিতে বাইতে মাস্ খেলা করে।

৪=[চা]—বিণ. যে আগে বা প্রথমে থাকে ॥ [<আগাড়ি<অগ্র+ড়ি প্র.]।

আগারো=[সি]—বি. বাচ-নৌকার গলুইর লোক ॥ নাও দৌরে আগারো খুব নাচে'। [আগা+রো প্র.]।

আগার্=[ব, রা]—বি. গাড়ীর সামনের দিক্ ॥ আগারের দিকে বেশি মাল্ রাখা ঠিক্ না। [আগা+র প্র.]।

২=[রং]—অব্য. আরও ॥ [আগর اگر। ফা.=যদি]।

আগার্খচা=[রং]—বিণ. (কাজ করিতে পারুক বা না পারুক) আগে আগে কাজ করিতে যায় যে ॥ [আগা+র প্র.+খচা]।

আগার্ চক পাছা=[রং]—বি. সামনের মত পিছন হওয়ার ভাব ॥ [আগা <অগ্র+র সম্বন্ধে+চক (=আকার) +পাছা<পচ্ছা প্রাং<পশ্চাৎ সং]।

আগার্ত্তো=[রং]—বিণ. সামনের দিকে ভারী ॥ গাড়িখানা আগারিতো হৈছে। [আগা<অগ্র+র প্র.+তো]।

আগার্ নিগার্=[চা]—বি. শেষ ॥ হিশাবের আগার্ নিগার্ না দেইক্যা কিসু কওয়া যায় না। [আগর<অগ্র+নিগার<নিগুড়ান]।

আগার্ ন্যাওয়া=[রং]—ক্রি. তৃপ্তি মিটানো ॥ ছেলেটাক এত খাওয়াই, ত্যাও আগার্ ন্যাওয়া যায় না। [আগার<আগ্রহ+নেওয়া]।

আগার্ পাগার্=[ম]—বি. বানাডোবা ॥ এইবারের বন্যায় আগার্ পাগার্ বৈর‍্যা গ্যাসে। [পাগার <পগার <পয়গার پیگار ফা আগার অনু:]।

আগার্পিছার্=[রং]—ক্রি. বিণ. ইতস্ততঃ ॥ আগার্ পিছার্ করিস্ না, আয়। [আগা<অগ্র+র (বিভক্তি)+পিছা<পশ্চাৎ+র (সম্বন্ধে বিভক্তি)]।

আগার্ মুইরা=[ম]—বিণ. গোঁয়ার ॥

আগার্ মুরা=[পা]—বিণ. ভয়ভীতি-হীন ॥ লোকটা এ্যাহাবারে আগার্ মুরা। [<অগ্র+মুড়া<মুণ্ডান]।

আগার্ সান্দ=[ম]—বি. অপ্রিয় কথা (বলা)। [আগা<অগ্র+র (বিভক্তি) +ছাঁদ]।

আগালত্ ঠোকা=[রং]—বি. অমঙ্গল-সূচক কথা ॥ তুমি আগালত্ ঠোকার্ বস্। [আগা < অগ্র + ল প্র. + ত (অধিকরণে)+ঠোকা√ঠোক্]।

আগালত্ পাদা=[রং]—ক্রি. আগে আগে কথা বলা ॥ আগালত্ পাদিস্ না। [দেখ আগালত্ ঠোকা+পাদা√পাদ্= বাতকর্ম করা]।

আগালত্ হাল্জোতা=[রং]—ক্রি. অমীমাংসিত কথা বলা ॥ আগালত্ হাল্ জোতাইস্ না। [দেখ আগালত্ ঠোকা+হাল<হল+জোতা√জোত্]।

আগালা=[রা]—বি. চিটা ধান ॥

২=[পা]—বিণ. আগে আগে কথা বলে যে ॥ আগালার মত এত কতা কশ্ ক্যা? [আগা<অগ্র+ল প্র.+আ প্র.]।

আগালি=[রা]—বি. খুদ, চাউলের ক্ষুদ্র অংশ ॥ আগালিটা ঝেড়ে ফ্যাল্। [দেখ আগাল্+ই প্র.]।

২=[ম]—বিণ. বাড়ন্ত গড়ন যাহার ॥ মাইয়াডা বর আগালি। [আগা<অগ্র +লি প্র.]।

৩=[রং, ব]—বি. বাঁশের আগা, সরু-ডাল ॥ [পূর্বে দেখ]।

আগালে আগালে=[রং]—বি. মাথায় মাথায় ॥ [দেখ আগাল্+এ (বিভক্তি)]।

আগালে পাগালে=[ম]—বিণ. তীব্র ॥ মৈচ্'টার বর আগালে পাগালে যাল্। [অনু.]।

আগালে মাতালে=[সি]—ক্রি. বিণ. একপ্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ॥ নাওখান আগালে মাতালে ফাটি গ্যাসে। [দেখ আগাল্ + এ (অধিকরণে); মাথালে সহ শব্দ; মাথাল<মস্তক+আল প্র.+এ (অধিকরণে)]।

আগালে হাল্=[রং]—বি. মীমাংসাহীন কথা, কুতর্ক ॥ আগালে হাল্ না দিশ্ আর্। [আগাল+এ (অধিকরণে)+হাল <হল; মূলার্থ — আগে আগে লাঙ্গল (চষা)]।

আগাল্যা=[পা]—বিণ. যে আগে আগে কথা বলে ॥ আগাল্যাডা খালি ফর্-ফর্ করে। [আগাল+ইয়া প্র.]।

আগাল্=[ম, ব, রা]—বি. নাগালের বাইরের বস্তু, গাছের সর্বোচ্চ অংশ ॥ গাসের্ আগাল যাইস্ না। [আগা< অগ্র+ল প্র.]।

আগাল্ছাটা=[রং]—বিণ. আগা-কাটা ॥ আগালছাটা কথা তোর্ রাখ্। [দেখ আগাল্+ছাঁটা√ছাঁট্]।

আগাল্ ড্যাওয়া=[বং]—বিণ. যে আগে আগে অসমঞ্জস কথা বলে ।। আগাল্ ড্যাওয়ার হদ্দ তুই । [দেখ আগাল্ +ড্যাওয়া <ধাওয়া=ধায় যে ; তুং আগল্‌ডাইয়ামি]।

আগাল্ তোলা=[বং]—ক্রি. মাথায় তোলা ।। তাক আগাল্ তুলিশ্ না বাহে । [দেখ আগাল্ +তোলা √তুল্]।

আগাল্ ফুলা=[বং]—বিণ. অত্যন্ত গর্বিত ।। আগাল্ ফুলা কথা । [দেখ আগাল্ +ফুলা=স্ফীত]।

আগাল্ মাতাল্=[ঢা]—বি. মিল, সামঞ্জস্য ।। তার্ কতার্ কুনু আগাল্ মাতাল্ নাই । [দেখ আগাল্ + মাতা <মাথা <মথঅ প্রা° <মস্তক সং + ল প্র. তুং আগামাথা]।

২=[ম]—ক্রি. বিণ. আগাগোড়া, আদ্যোপান্ত ।। তক্তাডা আগাল্ মাতাল্ শমান্ ।

আগাশা=[পা]—বি. কলা ।। [আকাশা <আকাশ+আ প্র. ; দেখ আকাইশা, আকাশা]।

আগাশি=[রা]—বি. মোটা দড়ি বিশেষ ।।

আগাগুড়া=[পা]—বিণ. বোকা ।। লোকটা বড় আগাগুড়া ।। [আগা <অগ্র=মাথা+ভুঁড়া<শূনা<শূন্য]।

আগাশ্=[খু]—বি. আকাশ ।। আগাশে ম্যাঘ্ বোঝাই । [<আকাশ]।

আগাসা=[বা, ফ]—বি. দেশীয় কাঠ-বিশেষ ।। নাওখান্ আগাসার তক্তায় তৈরি । [আ+গাছ+আ প্র.]।

আগাসেন্=[ম]—বি. আক্রমণাত্মক প্রতিরোধ, বাধা ।। হে তারে মারনের্ লাইগ্যা আগাসেন্ দিয়া খাবাইসে । [<অগ্রাসন্]।

আগিনা=[দি]—বি. আঙিনা ।। [<অঙ্গন]।

আগিন্=[দি]—বি. আগুন ।। [<অগ্নি]।

আগিন্দগিগিন্দ=[রা]—বিণ. প্রচুর, অঢেল ।। মেয়েটা শশুর বাড়িতে আগিন্দ গিগিন্দ ভাত্ কাপড় পায় । [<আগিন্ত <অগণিত+গিগিন্দ অনু:]।

আগিয়ার্=[ম]—বিণ. আগেকার ।। আগিয়ার্ কতা হুন্তাম্ চাইনা । [<আগেকার]।

আগিলা=[চট্ট, নো]—বিণ. আগামী ।। আগিলা মাশে হিতার বিয়া । [দেখ আগিল্ +আ প্র.]।

২=[কুম, ম, মা]—বিণ. আগের, পুরাকালের ।। আগিলা দিনের মাইন্‌শে পুব্ শিদা আছিল্ । [আগ <অগ্র+ ইলা প্র.]।

৩=[কুম]— বিণ. কর্তনা ।। কাপুড়া তর্ আগিলা ।। দেখ আগিলা$_1$]।

৪=[ম]—বিণ. আগাম ।। এইবার আগিলা ফশলের যো নাই । [দেখ আগিলা]।

আগিলার্লা=[বং]—অব্য. পূর্বের গুলি ।। [দেখ আগিলা$_2$+র (সম্বন্ধে) +লা <গুলা]।

আগিলেন্‌সা=[সি]—বিণ. অতি চঞ্চল ।। পোয়াখান বর আগিলেন্‌সা । [দেখ আগিল$_2$+উষ্ণ]।

আগিলেন্‌সামানা=[সি]—বি. অতি চঞ্চলতা ।। আগিলেন্‌সামানা গাইরা দ্যাও । [দেখ আগিলেন্‌সা + মানা <পানা <পনা প্র. ; তুং গুণপনা]।

আগিল্=[চট্ট]—বি. মাথার দিক, উপরের দিক ।। [আগ<অগ্র+ইল প্র.]।

২=[সি]—ক্রি. বিণ. অগ্রিম, শীঘ্র ।। আগিল্ খ্যাত্ কবা বালা । [পূর্বে দেখ]।

আগিল্লা=[ম]—বিণ. সাবেক ।। আগিল্লা যমানার্ মানুশ্ । [দেখ আগিলা$_2$]।

আগিল্লেডা=[বা]—ক্রি. বিণ. সর্বপ্রথম, সবার আগে ।। আগিল্লেডাই মারামারি শুরু ঐসে । [আগিল্লে<আগ <অগ্র+ইল্লে প্র.+ডা প্র.]।

আগুইন্যা=[ম]—বিণ. অগ্নিতুল্য ।। আগুইন্যা গরম চা মুখে দিঅনা । [দেখ আগুইন্+ইয়া প্র.]।

আগুইন্=[সি]—বি. অগ্নি, অনল ।। [<আগুনি মধ্যবাং=আগুন <অগ্নি]।

আগুইন্লা=[ম]—বিণ. অগ্রহায়ণ মাসে উৎপন্ন ।। আগুইন্না দান্ । [আগুইন্ <অগ্রহায়ণ + ইয়া প্র.]।

আগুইল্যা=[ম]—বিণ. অগ্রিম ।। আগুইল্যা কাম্ । [দেখ আগুইল্+ ইয়া প্র.]।

আগুইল্=[ঢা]—ক্রি. বিণ. যথাসময়ের পূর্বে । এইবার আম্ আগুইল্ আইসে । [আগু<আগ<অগ্র+উ প্র.+ইল প্র.]।

২=[ম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ।। একটু আগুইলে আইয়েন্ । [পূর্বে দেখ]।

আগুটাগুটাগুট্=[বং]—অব্য. খেলার ডাক বিশেষ ।।

আগুড়ি=[খু]—বিণ. অগ্রিম ।। আগুড়ি কথা কও ক্যা ? [দেখ আগুড় + ই প্র.= আগাড়ি]।

আগুড়্=[পা]—বিণ. আগের (তোলা) ।। আগুড়্ আবাদ্ বরাবরই ভাল হয় । [আগ <অগ্র+উড় প্র.]।

আগুনি=[ম]—বিণ. অগ্রহায়ণ মাস সম্বন্ধীয়, অগ্রহায়ণ মাসে উৎপন্ন ।। আগুনি ফশল্ । [দেখ আগুন্ + ই প্র.]।

আগুনি গরাশ্=[বং]—বিণ. বিষাক্ত ।। ঠিক ছোটা আগুনি গরাশ্ খাও । [আগুনি <অগ্নি+গ্রাস]।

আগুনি চিয়াইর্=[বং]—বি. বিষাক্ত পোকা বিশেষ ।। এটা আগুনি চিয়াইর । [আগুনি<অগ্নি+চিয়াইর্ ; তুং চীঁউঁনী ছিং=পিঁপড়া]।

আগুনি শাপ্=[বং]—বি. অত্যন্ত বিষাক্ত সাপ ।। [আগুনি <অগ্নি + সাপ]।

আগুন্=[কুম]—বি. অগ্রহায়ণ ।। আগুন্ মাসে আমন্ দান পাহে । [<অগ্রহায়ণ]।

আগুন্ কাঠি=[ব,রা]—বি. দিয়াশলাই ।। [আগুন<অগ্নি+কাঠি=শলাকা]।

আগুন্ কৈম্‌মা যাওয়া=[ঢা]—ক্রি. হজমশক্তি কমিয়া যাওয়া ।। আগুন্ কৈম্‌মা গ্যালে অশুদ্ খাইয়া কি ঐব ? [আগুন = পেটের আগুন, হজম শক্তি]।

আগুন খাওয়া = [ম] — ক্রি. অবৈধ উপায়ে জীবিকার্জন করা ।। আগুন খাইতাস, একদিন আংরা আগ্ খাই । [আগুন<অগ্নি+খাওয়া] ।

আগুন ঘলা=[পা]—বি. ধানের জমির আগাছা বিশেষ ।

আগুন পাটের শাড়ি = [রং] — বি. সোনালী রঙের রেশমী কাপড় ।। মায়্যায় আগুন পাটের শাড়ি পিন্দিছে । [<অগ্নি পাটের শাড়ি] ।

আগুন হওয়া=[ম]—ক্রি. নিরতিশয় ক্রুদ্ধ হওয়া ।। এত আগুন ঐসো ক্যা ? [আগুন <অগ্নি+হওয়া] ।

আগুম্=[ম]—বি. পড়াপানি ।। ফহিরের আগুম্ আন্যা খাওরাও । [<আগম= তন্ত্রশাস্ত্র, দেখ আগম্২] ।

আগুরানো=[রং]—ক্রি. আগলানো, পথরোধ করা ।। পথ আগুরিয়া খারাচু কেনে ? [<আগুলানো=আগলানো] ।

আগুরি=[চা]— বিণ. অগ্রিম ।। পাচ্‌ট্যাহা আগুরি দ্যাও । [<আগুড়ি ; আগ <অগ্গ প্রাং <অগ্র সং+উরি (উড়ি) প্র.] ।

২=[রং]—অস. ক্রি. ঘেরাও দিয়া ।। [আগুলি <আগল<অর্গল+ইয়া প্র.] ।

আগুরি কতা = [চা, কুম] — বি. আগে আগে বলা কথা (গুরুজনের সম্মুখে) ।। এত আগুরিকতা কস্ ক্যারে ? [দেখ আগাড়ি+কথা] ।

আগুর্=[ব,কু,পা]—ক্রি. বিণ. আগে, নির্দিষ্ট মৌসুমের পূর্বে ।। আমের গুড়ি এবার আগুরেই দ্যাখ্যা দিচে' । [আগু <অগ্র+র প্র.] ।

আগুর্ যান্ = [স] — বি. অগ্রসর, সর্বাগ্রে গমন ।। বালা কামো আগুর্ যান্ অওয়া বালা । [দেখ আগুর্ + যান √যা] ।

আগুলি = [চট্]— অস. ক্রি. সম্মুখে দাঁড়াইয়া বাধা দিয়া ।। তে আঁরে আগুলি ধরিয়ে । [দেখ আগুরি২] ।

আগুল্=[চট্]—বি. হুড়কা ।। [আগল <অর্গল] ।

আগুল্ তি=[চা, কুম]—বিণ. যে ফসল আগে ঘরে আসে, যে ফসল মৌসুমের আগেই ফলে ।। আগুল্তি বোরো দান এইবার দ্যাশ্ ৰাচাইসে । [আগুল <অগ্র+ল প্র.+তি প্র.] ।

আগুসি = [সি] — অস. ক্রি. রোধ করিয়া ।। পথ আগুসি রৈলত্ কিয়্যার্ লাইগ্যা ? [দেখ আগোসন্] ।

আগেচো'রে=[ম]—ক্রি.বিণ. আড়ালে, অসাক্ষাতে ।। আগেচো'রে কেঐর বদ্নাম করন বালা না । [<অগোচরে] ।

আগে টং = [রং]—বিণ. রাগান্বিত ।। তাই কতা শুন্যা আগে টং হচে । [<রাগে টং] ।

আগে বাগে=[চা]—ক্রি. বিণ. আগে আগে ।। আগে বাগে কতা কৈসুনা । [<আগে ভাগে <অগ্রভাগে=পূর্বে] ।

আগে ভাগে চংকানো = [রং]—ক্রি. পূর্বেই ধমক দিয়া উঠা ।। নাই কৈতে আগেভাগে চংকিশ ক্যানে ? [আগে ভাগে = অগ্রভাগে ; ধমক+আন প্র. ; নামধাতু] ।

আগের কথা মাগে গাওয়া=[চা]— ক্রি. আগে আগে কথা বলিয়া কোন গোপনীয় কথা ফাঁক করিয়া দেওয়া ।। আগের কতা মাগে গাইলে খোতাত্ বারি দিমু ।

আগেল্=[ফ]—বি. ঝুড়ি, ধামা ।।

আগৈ=[কুম]—বি. তানার উদ্বৃত্ত অংশ ।। আগৈ দিয়াঐ এ্যাকটা কাপর ঐব । [<আগ<অগ্র সং+ই প্র.] ।

আগৈল্না=[কুম, চা]—বিণ. যে ঘনঘন পায়খানা করে ।। অগৈল্না পোলা লৈয়া কি বিপদে পরুলাম । [<আগ+হাগ+অন+ইয়া প্র.] ।

আগৈল্=[ফ]—বি. বোঝা ।। আগৈল্ডা মাথাত্ উডাইয়া দে ।

২=[চা]—বি. টুকরি, ঝুড়ি, ঝাঁকা ।। এ্যাক আগৈল্ দান ।

৩ = [চট্] — বি. ছোট পাতিল ।। আগৈলত্ তরকারি রান্ দে ।

৪=[ম]—বিণ. মৌসুমের প্রারম্ভে উৎপন্ন ।। আগৈল্ ফশল । [<আগ<অগ্র সং+ইল প্র.] ।

আগৈল্ ভরা=[খু]—বিণ. খুব বেশী পরিমাণে ।। তার আগৈল ভরা আয়াত । [দেখ আগৈল্২+ভরা] ।

আগৈল্সা = [কুম, চা] — অস. ক্রি. জড়াইয়া ।। মাইয়াডা বাপেরে আগৈল্সা দৈর্যা কান্‌তে লাগল ।

আগোই=[পা]—বিণ. আগাম, অগ্রিম, পূর্বেকার ।। [<আগিৰ্ব <অগ্গিম প্রাং <অগ্রিম সং] ।

আগোড়্=[দি]—বি. অগ্রভাগ ।। ঘরের আগোড়ে প্যাশাব করিবানি ? [আগু< অগ্র+ড় প্র.] ।

আগোড়্ বাগোড়্=[পা]—ক্রি. বিণ. গড়িমসি ।। শোযা কতা কও, আগোড়্ বাগোড়্ কর ক্যা ? [অনু.] ।

২=[খু] — ক্রি. বিণ. আবল তাবল, অসংলগ্ন ।। আগোড়্ বাগোড়্ বকিস্‌নে । [দেখ আগর্ বাগর্] ।

আগোতে ফক্কর্=[রং]—বি. অযথা অহংকার ।। আগোতে ফক্কর্ হল্যা কাং দেখাইশ্ ? [আগো<অগ্র+তে (অধিকরণে)+ফক্কর<فخر আং] ।

আগোতে হালা=[রং]—বি. অগ্রিম আপোষ মীমাংসা ।। আগোতে হালা ভালা । [দেখ আগোতে ফক্কর ; হালা <সুল্হ صلح আং] ।

আগোনা=[বা, কুম] — বিণ. বোকা, হতমূর্খ, নির্বোধ ।। স্যারাডা আসুতা আগোনা । [আ+গোনা √গন্, গোন্ মূলার্থ যে গণনাকারী নয়] ।

২=[রং]—বিণ. অত্যন্ত খারাপ ।। আগোনা কতালা তোর কুরায় ... ।

আগোম্ মাশ=[দি]—বি.< অগ্রহায়ণ মাস ।।

আগোপহর্=[দি]—বি. সকালবেলা ।। আগোপহরে ভাত খাঁছু । [আগো <অগ্র+পহর<প্রহর]

আগোম্ = [পা, রা] — বিণ. অগ্রিম, অগ্রের ।। আগোম্ কথা ক্যানে কলুয়ে ? [<আগাম=অগ্রিম] ।

আগোর্ চেঁ'গোর্=[ঢা]—বিণ. আজে-বাজে, নিকৃষ্ট ॥ আগোর্ চেঁ'গোর্ গালিগালায় কৈর না। [অনু.]।

আগোর্দোম্=[রা]—ক্রি. বিণ. দমবন্ধ হওয়ার উপক্রম ॥ বেশি খালে আগোর্-দোম্ হয়। [আগোর<অগ্র+র প্র.+দম دم ফা.]।

আগোলি=[রা]—বি. বাঁশের কর্তিত অগ্রভাগ (কঞ্চিসহ) ॥ [আগো<অগ্র+লি প্র.]।

আগোল্=[ম]—বি. দরজার খিল ॥ [আগল<অর্গল]।

২=[বা, খু]—বি. বেড় ॥ গরুটা আগোল্ দিয়া আন্। [পূর্বে দেখ]।

আগোসল্=[ঢা,কুম]—ক্রি. পথ আগুলিয়া দাঁড়ানো ॥ আগোস্লা ক্যারে যাইতাম্ দিতা না? [দেখ আগুসি]।

আগ্=[রং]—বি. রাগ ॥ তোর কতা শুন্লে মোর আগ্ উঠে। [<রাগ]।

২=[কুম]—বি. ভবিষ্যত ॥ আগ্পাস্ বাইব্যা কাম কৈর। [<অগগ প্রাং <অগ্র সং+পাছ্<পশ্চাৎ]।

আগ্গম্=[চট্ট]—বি. ভবিষ্যৎ ॥ আগ্গম্ চিঁ'ন্তা কৈরা কাম কৈর। [<অগ্গিম প্রাং<অগ্রিম সং]।

আগ্গম্ বিগম্=[চট্ট]—বি. ভবিষ্যৎ ॥ [দেখ আগ্গম+বিগম অনু:]।

আগ্গাইয়া=[ম]—অস. ক্রি. অগ্রসর হইয়া ॥ এট্টুহানি আগ্গাইয়া আয়। [আগাইয়া<আগ<অগ্র; নামধাতু]।

আগ্গানো=[কুম]—ক্রি. অগ্রসর হওয়া। শামনের দিগে আগ্গা। [আগু<অগ্র+আন প্র.; নামধাতু]।

আগ্গুয়া=[ঢা]—বি. উচিত ফল, সমুচিত শাস্তি। তারে আয়্গুয়া বালা কৈরা আগ্গুয়া দিসি।

আগ্গুয়ানো=[ঢা]—ক্রি. অগ্রসর হওয়া, আগুয়ান হওয়া ॥ কচু'ড়ি ঠেইল্যা নাও লৈয়া আগ্গুয়ান্ যাইবা না। [দেখ আগ্গানো=এগোনো]।

আগ্গেরাযি=[চট্ট, ঢা]—বি. রেষা-রেষি, প্রতিহিংসা ॥ তর লগে আমার লগে কি আগ্গেরাযিরে যে আমি না গ্যালে তুই যাইবি না? [<অগ্রাহ্য]

আগ্চাঁ'=[ফ]—ক্রি.বিণ. মাগনা, বিনা-মূল্যে ॥ পাঁচ ট্যাহা ক্যা, আগ্চাঁ'ই দিসে লুংগি খান?

আগ্চাঁ'লা=[পা]—বি. বারান্দা ॥ আগ্-চা'লাত্ বও। [আগ<অগ্র+চালা=ঘর]।

আগ্চ্যায়া=[রং]—বি. জামানত ॥ আগ্চ্যায়া না দিলে হবার নয়। [আগ্<অগ্র+চেয়া<ছায়া?]।

আগ্ছা=[রা]—বি. বাধা ॥ শব কথাতেই আগ্ছা দ্যাও ক্যান্? [দেখ আক্সা৩; আক্সা আক্সি]।

আগ্ঝা=[কুম]—বি. পাদদেশ ॥

আগ্যুরে=[ঢা]—ক্রি.বিণ. অগোচরে ॥ আগ্যুরে কতা কৈস না। [অগোচরে]।

আগ্টান=[কুম]—বি. প্রথম ভাগ, অগ্র-ভাগ ॥ দলের আগ্টানে শর্দার আসে। [আগ+টান]।

আগ্ড়া=[খু, ম]—বি. ধান বিশেষ ॥

২=[ম]—বি. (গাভীর) প্রথম (দুগ্ধ)। আগ্ড়া দুধ খাওয়া ঠিক্ না।

৩=[ম]—বি. কাঁটাযুক্ত বুনো গাছ।

৪=[ম]—বি. চিটেগুড় ॥ আগ্ড়া দিয়ে তামাক মাখে।

আগ্ড়ানো=[রং]—পাহারা দেওয়া ॥ মুই শারারাইত আগ্ড়িছুঁ। [আগলান সাধুভাষা; আগ্ড়া<আগড়<অর্গল+আন প্র.; নামধাতু]।

২=[রা]—ক্রি. জড়ানো ॥ গিলাপ্টা গাওত্ আগ্ড়া, শিত কম লাগ্বো। [<আঁকড়ান]।

আগ্ড়াম্=[রা]—বি. বাচালতা ॥ [দেখ আগ্ড়াম্ বাগ্ড়াম্]।

আগ্ড়াম্ বাগ্ড়াম্=[ব]—বি. বৃথা আস্ফালন ॥ বেশি আগ্ড়াম্ বাগ্ড়াম্ দ্যাখাইয়া লাভ কি? [আগ্ডুম্ বাগ্ডুম্ اگوم بگوم হিং]।

আগ্ডুর্ বাগ্ডুর্=[ময়]—বি. খেলাখেলাভাব ॥ তোমি দুল্যা আগ্ডুর্ বাগ্ডুর্ চলিবে না।

আগ্ড়োন্=[রং]—বি. ঘেরাও ॥ আগ্ড়োন্খান ভাল করি দে। [দেখ আগ্ড়ানো]।

আগ্তা=[ম]—ক্রি. বিণ. হঠাৎ, অকস্মাৎ ॥ আগ্তা আমার চ'াচ'া মৈরা গ্যাল। [দেখ আক্তা, আখ্তা]।

আগ্দ=[চট্ট]—বি. বিবাহ ॥ ['আকদ عقد আং]।

আগ্দরাইয়া=[কুম]—ক্রি. বিণ. পূর্বাহ্নে, আগে ॥ আগ্দরাইয়া না গ্যালে গারি পাইতানা।

আগ্দা=[বা]—বিণ. শীর্ষস্থ, সদ্যো-জাত ॥

আগ্দা আগ্দা=[ফ]—ক্রি. বিণ. খাইনা খাইনা (ভাব) ॥ আগ্দা আগ্দা কৈরা বাত্ খাইস্ না।

আগ্দা বরগ্=[ফ]—বি. কলা পাতার অগ্রভাগ ॥ হিতারা আগ্দা বরগে বাত্ খায়। [দেখ আগ্দা+বরক ورق আং]।

আগ্দালি=[কুম]—বি. দারোয়ান ॥ হেইতে শাহেবের আগ্দালি। [আর-দালী<orderly ইং]।

আগ্দার্=[পা]—বি. গোশালা ॥

আগ্দুয়ার্=[সি]—বি. শাহী দরজা, ঘরের প্রধান দরজা ॥ কোন মুই যাইতে আগ্দুয়ার দি বার হৈয়েন। [আগ<অগ্র+দুয়ার]।

আগ্না=[রং, দি]—বি. বাড়ীর চতু-র্দিকস্থ উঠান ॥ বড় বাড়ির বড় আগ্না। [<আঁগন<অঙ্গন]।

আগ্নাপাড়া=[ঢা]—বিণ. বুদ্ধিহীন, গোঁড়া ॥ তুই একটা আগ্নাপাড়া। [=উঠানের পাঁটা]।

আগ্নি দাহ্=[রং]—বি. আগুনে পোড়ার মত জ্বালা ॥ [<অগ্নিদাহ]।

আগ্না=[রা]—বি. আংগিনা, উঠান ॥ [আঁগনা<অঙ্গন]।

আগ্পছ্=[সি]—বি. অগ্রপশ্চাৎ ॥ আগ্পছ্ বাইবুবা খাম্ কৈর। [আগ<অগ্র+পশ্চ]।

আগ্বলতি=[ম]—বি. বৈবাহিক বন্ধন, পাত্রীর অনুপস্থিতিতে শাদী পড়ান ॥

আগ্‌বগৃত্তি ঐগ্না গ্যাসে, অহন খালি খানাপিনা বাহি। ['আক্‌দ বস্তী ﻋﻘﺪ আং+ بستی ফা.]।

আগ্‌বাড়ানি = [রং] — বিণ. অগ্রগামিনী ॥ আগ্‌বাড়ানি বেটি ছাওয়াটা দেখ্‌বার খুব ভাল। [দেখ আগ্‌বাড়ানো +ই প্র.; স্ত্রী]

২=[নো]—বি. দরজার সম্মুখ ভাগ সাজাইয়া বরকে সম্মান দেখাইবার রীতি ॥ [দেখ আগ্‌বাড়ানো+ই প্র.]।

আগ্‌বাড়ানো=[চট্ট]—ক্রি. অভ্যর্থনা করা ॥ হিতেবৈরাতিরে আগ্‌বাড়াইয়ে। [আগ্<অগ্র + বাড়ান্ = বর্ধিত করা ; তুং সংবর্ধন]।

আগ্‌বান্‌=[চট্ট]— বি. বাধা ॥ শে আঁয়ার কথায় খালি আগ্‌বান্ দেয়। [আগ্<অগ্র+বান<বন্ধ=বন্ধন]।

২=[চট্ট]—বি. বেতের কাজের প্রথম অস্থায়ী বাঁধন, টানা বাধ ॥ [পূর্বে দেখ]।

আগ্‌বায়=[ম, ঢা]—ক্রি. বিণ. আগে ॥ আগবায় যা। [আগ্ < অগ্র + বায় <বাগে=দিকে]।

২=[ম]—ক্রি. বিণ. বাড়ির সম্মুখে বা বাহিরে ॥ অয় আগ্‌বায় আসে।

আগ্‌বারানি=[ঢা]—বি. অভ্যর্থনা ॥ দুলা পৈকৃখেরে আগ্‌বারানি দিবার যাও। [দেখ আগ্‌বাড়ানি$_2$]।

আগ্‌বারান্‌তে=[ঢা] — ক্রি. বিণ. সম্মুখে, আগে ॥ আগবারান্‌তে গিয়া দ্যাখ্, আইতাসে নি। [আগ্+বাড়ান= বর্ধিত করা+তে অধিকরণে]।

আগ্‌বারি দেওন=[চট্ট]—ক্রি. কার্য বা কথা শেষ হওয়ার পূর্বেই বাধা দেওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করা ॥ হিতে আঁআনার বিপদের কথা কৈ আগ্‌বারি দিল। [<আগ<অগ্র+বাড়ি=আঘাত +দেওয়া]।

আগ্‌ব্যারানি = [ঢা] — বি. বাধা ॥ কতায় কতায় এত আগ্‌ব্যারানি দ্যাও ক্যান্? [আগ<অগ্র+ বেড়ানি, বেড় +আনি প্র.;]।

আগ্‌মগা=[ঢা]— বিণ. আগাহীন ॥ আগ্‌মগা বাশ্‌টা কত? [আগ<অগ্র+ মগা<মগ্ন]।

আগ্‌মরা=[ক] — বিণ. আগাহীন ॥ আগ্‌মরা বাশ। [আগ <অগ্র+মরা√ মর্]।

আগ্‌মাইর্‌= [ঢা] — বি. ধানের আগা, ডগা, শিষ ॥ তুফানে আউশের আগ্‌মাইযগুলি বাইংগা গ্যাসে। { আগ্ <অগ্র+মাইজ<মধ্য; মধ্যস্থিত পাতা]।

আগ্‌র=[কুম, সি]—বি. আগ্রহ ॥ তার হগল কামো আগ্‌র আসে। [<আগ্রহ]।

আগ্‌রম্‌ বাগ্‌রম্‌ = [সি] — বি. অসম্বন্ধ বাক্য ॥ [দেখ আগ্‌ড়াম বাগ্‌ড়াম]।

আগ্‌রা = [ঢা, ক] — বি. একপ্রকার আগাছা ॥ হিং মাসে কাডা দিলে আগ্‌রা দিয়া পিডাও।

২=[রং]— বি. পাহারা ॥ চৌকিদার আইতে আগরা দ্যায়। [আগ্‌লা<অর্গল সং+আ প্র.]।

আগ্‌রাই = [নো, সি]—বি. অভিমান, রাগ ॥ হাইদ্‌লে আগ্‌রাই করে। [<অগ্রাহ্য]।

আগ্‌রানো=[ম, রং]— ক্রি. দেহের কাপড়চোপড় গোছানো।

আগ্‌রাম্মিলা = [ম]—বিণ. পেটুক ॥ ব্যাডায় যবর আগ্‌রাম্মিলা।

আগ্‌রাম্‌ বাগ্‌রাম্‌=[ঢা, ম]—বি. বৃথা আস্ফালন ॥ আমার লগে আগ্‌রাম-বাগ্‌রাম কৈরা লাব্ নাই। [দেখ আগ্‌ড়াম্ বাগ্‌ড়াম্]।

আগ্‌রাহোচ'=[কুম]—বিণ. শৌচকার্য করে নাই যে ॥ স্যারাডা আগ্‌রাহোচ', কোলে লৈঅনা। [অ (নিষেধার্থে)+ করা √কর্ +হোচা<শৌচ]।

আগ্‌রি=[সি]—বিণ. অপ্রিয় ॥ ইবার কাটিল আগ্‌রি বাইরে গ্যাসে। [<আগাড়ি =আগা<অগ্র+ড়ি প্র.]।

আগ্‌লওয়া=[চট্ট]—ক্রি. ফসল কাটার প্রথমদিনে বিশেষ নিয়মে কাটা ॥ রবি ও বিষ্যুদ্‌বারে আগ্‌লওনের ভালা দিন। [আগ<অগ্র+লওয়া]।

আগ্‌লা=[বা, ঢা, কুম]—বিণ. বন্ধনহীন ॥ নাওডা আগ্‌লা রৈসে। [<আগ্‌লা <অলগ্ন সং ; বর্ণবিপর্যয়]।

২=[বা]—বিণ. পহেলা ॥ এই দুইটা আগ্‌লা হালের গরু ॥ [<অগ্গল প্রাং <অগ্র+ল সং]।

৩=[দি]—বিণ. আগেকার ॥ আগ্‌লা দিনের মানুশ বড় শোজা ছিলো।

আগ্‌লাকাসা=[ম]—ক্রি. বিণ. বিনা প্রস্তুতিতে ॥ আগ্‌লাকাসা কি আর ঘ'গড়া করা যায়? [<আলগা+কাছা ; মূলার্থ—যাহার কাপড়ের কাছা আলগা]।

আগ্‌লাগর্‌=[পা]—বি. বৈঠকখানা ॥ [দেখ আগ্‌লা+ঘর]।

আগ্‌লাফুটানি=[ঢা, ম]—বি. বাহ্যিক আড়ম্বর ॥ খালি আগ্‌লাফুটানিই শার, আশ্‌লে নাই কিস্‌সু। [দেখ আগ্‌লা+ ফুটানি]।

আগ্‌লি ছাওয়া = [ঢা, কুম] — ক্রি. উপরে উঠানো ॥ পোষাডা আগ্‌লি দিয়া দে। [দেখ আগ্‌লা+ই+দেওয়া]।

আগ্‌লি ন্যাওয়া=[ক]—ক্রি. সম্মুখের দিকে অগ্রসর করা ॥ নাওডা টাইন্যা আগ্‌লি ন্যাও। [দেখ আগ্‌লা$_2$+ই প্র.]।

আগ্‌লেই=[দি]—অস.ক্রি. আগুলিয়া ॥ তোমরা তোমান খালি আগ্‌লেই ধরি থাকিবা চাচ্ছেন। [আগ্‌লা <অর্গল সং; নাম ধাতু]।

আগ্‌লো=[খু]—বিণ. খোলা ॥ আগ্‌লো গাড়িতেবৌ আনে নাকি? [<আল্‌গা]।

আগ্‌শারা = [রা] — ক্রি. দ্রুত কার্য সমাধা করা ॥ [আগ<অগ্র+সারা]।

আগ্‌সাদা=[পা]—ক্রি. সামনে দিয়া যাওয়া ॥ [আগ<অগ্র+ছাঁদা]।

আগ্‌সামা=[পা]—বি. খণ্ড মেঘের ছায়া ॥ আগ্‌সামায় যাত্তি কশ্‌টো হবে না। [আগ্+সামা<ছায়া]।

আগ্‌সালা=[ম]—বি. ঘরের বারান্দা ॥ [দেখ আগ্‌চ'ালা]।

২=[ম]—বি. অবস্থা ॥ তোমার আগ্‌সালা খুইলা কও।

আগ্‌স্যাবা=[সি]—বি. সামরিকভাবে

আকাশের মেঘাচ্ছন্নতা ॥ আবৃগুয়া আপ্নানে আগ্ স্যাবা ধরুসে। [দেখ আগ্সামা]।

আগ্ স্যামা= [পা] — বি. আবছায়া ॥ [দেখ আগ্সামা]।

আঘড়ি=[য]—বিণ. কষ্টসাধ্য ॥ আঘড়ি কাম তার দারা হবে না।

আঘানো=[দি]—ক্রি. তৃপ্ত হওয়া ॥ এ্যাত খাছে তবু আঘায় না। [আঘা <অগগহ প্রাং<আগ্রহ কিংবা আঘা <আংখা<আঅংখা প্রাং<আকাঙক্ষা ; নামধাতু ; অর্থের বিকৃতি]।

আঘান্=[রা]—বি. আবর্জনা, ময়লার স্তূপ ॥ বাড়ির ধারে আঘান ফ্যালা উচিত না। [হাগান√হাগা]।

আঘান্দা= [কু]— বিণ. খামখেয়ালী, বিবেকহীন ॥ আঘান্দা লোক। [আ (নিষেধার্থে)+খুদাই خوداللہ ফা.]।

আঘিন্ন্যা=[রা]—ক্রি. বিণ. কোন জিনিসের প্রাচুর্যহেতু বিতৃষ্ণা ॥ মাছ মাংশ খায়া আঘিন্ন্যা গেইচে। [দেখ আঘানো]।

আঘৈর্=[রা]—বিণ. অগ্রিম ॥ গাছে আঘৈর আম ধরোচে ॥ [দেখ আগুর্, আগৈল্₈]।

আঘ্লানো=[রা]—ক্রি. উপরে উপরে ধোওয়া ॥ বা, থালিটা আঘলায়া আন্। [<আখলান<আকালন]।

আঙর্=[পা]—বি. শক্তি, স্পৃহা ॥ এই কাম্ করতে তার শব আঙর্ শ্যাশ্ হৈসে।

আঙা=[রং]—বি. অঙ্গার ॥ [<আঙার <অঙ্গার]।

২=[রা, রং]—বি. জামাবিশেষ ॥ মোর আঙাটা আনেকৃতো। [<আঙ্রাখার সংক্ষেপে আঙা ; হিং]।

আঙানো=[পা]—ক্রি. বেশী ইচ্ছা করা ॥ মিনিশটার লাগি এত আঙাও ক্যা? [আগা<আগ্রহ+আনো প্র.; নামধাতু]।

আঙারি=[য]—বিণ. অর্ধসিদ্ধ ॥ আঙারি ডিম খুব উপ্কারি।

২=[খু]—বি. কয়লা ॥ [আঙারি<অঙ্গারিকা]।

আঙার্=[য]—সর্ব. আমাদের ॥ আঙার বারি চ'ল। [দেখ আংগর্₈]।

২=[পা]—বি. রাগ, তেজ, গোস্বা ॥ এ্যাত আঙার ক্যা? [<অঙ্গার ; অর্থ প্র.]।

আঙালু=[রং]—বি. লাল বা মিষ্টি আলু ॥ আঙালুর শ্যার কত? [<রাঙা আলু]।

আঙাল্=[ব]—বিণ. লাল, রক্তবর্ণ ॥ আঙাল্ মাটির ঘর ব্যাপ্ ভক্না। [<রাঙাল=রাঙা+ল প্র.]।

আঙি=[খু]—বি. মাচা ॥ লাউগাছটাত্ এ্যাখন আঙি দ্যাও।

২=[খু]—বি. ঝুড়ি ॥

৩=[রং]—বিণ. লাল রং বিশিষ্ট ॥ ছোটো আঙি ভৈশা। [<রক্ত+ই, ইয়া প্র.]।

আঙিম্কা=[ফ]—বি. বাতি রাখার জন্য কাঠের তৈরী গাছা বা থাম ॥

আঙুচ্=[য]—বি. সেলাইয়ের কাজে ব্যবহৃত আঙুলের আবরণ। দরজিদের আঙুচ' লাগে। [< আঙুশ্তানহ্ انگشتانہ ফা.]।

আঙুরা = [পা]—বি. অন্যের সঙ্গে ভাগে হাল বাওয়ার প্রথা ॥

আঙেরা=[দি]—বি. কাঠের কয়লা ॥ [<আঙ্গুরা<অঙ্গার]।

আচ'ওয়া=[বা, য]—বিণ. অকথিত ॥ আচ'ওয়া যমিন। [আ+চষা√চষ্]।

আচ'কৃকা=[নো]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আচ'কৃকা কত্তুন আই হৈল্ নি? [<আচম্কা]।

আচ'ট্=[কু, পা]—বিণ. অনাবাদী, পতিত ॥ [উচাট্ হিং=বিরক্ত, উদাস ; অর্থের বিকৃতি]।

আচ'ড়্ পাচ'ড়্=[ব,পা]— বি. কষ্ট ॥ তার বিবনে খুব আচ'ড়্পাচ'ড়্। [<উজল পাজল প্রা. বাং]।

আচ'হা=[কুম]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আচ'হা তার পোলাডা মরল। [<আচম্কা কিংবা আচক্কা হিং]।

আচ'রন্ বিচ'রন্ = [য] — বি. প্রসাধন ॥ বাইরাগো আচ'রন্ বিচ'রনে বহুত্ শময় লাগে।

আচ'রিত্=[পা]—বিণ. আশ্চর্যজনক (নিন্দার্থে) ॥ তোমার এই আচ'রিত্ কামে আমরা কশ্টো পাইসি। [<আশ্চর্যান্বিত]।

২=[ফ]—বিণ. আশ্চর্য, বিস্মিত ॥ তার কতায় আচ'রিত্ ঐসি। [পূর্বে দেখ]।

আচ'র্=[কুম]—বি. ক্ষত ॥ বিলাইয়ের নৌখের আচ'র্ লাগ্সে। [<আঁচড়]।

আচ'র্ পাচ'র্=[পা]—বি. দ্রুত কাজ সমাধার জন্য আপ্রাণ চেষ্টা ॥ [দেখ আচ'ড়্ পাচ'ড়্]।

২=[কুম, য]—কাঁটার আঁচড়, ঘষা ॥ আত কাডার আচ'র্ পাচ'র্ লাগসে। [আঁচড়+পাচ'ড় অনু:]।

আচ'ল্ = [চা] — বিণ. মূল্যহীন, অকেজো ॥ এই চৌকাডা আচ'ল্। [<অচল]।

আচ'ল্তি = [বা, দি] — বি. নববধূর সহযাত্রী ॥ নরাবৌয়ের সাথে দুইজন্ আচল্তি আশিচে। [<আঁচল<অঞ্চল +তি প্র.]।

আচ'া=[খু]—বি. নারিকেলের মালা ॥

২=[কুম]—বিণ. সত্য ॥ এইডা আ'চা কতা। [<হাচা <সাচ্চা<সচচ প্রাং <সত্য সং]।

৩=[পা]—বি. শুয়া পোকা।

৪=[কুম]—বি. খণ্ড ॥ যমির আচ'া বর ঐসে। [হিন্দ: ... আং]।

৫=[কুম, চট্ট, নো]—বি. হালের রেখা ॥

আচ'াইল্=[চট্ট]—বি. মাচা ॥

আচ'াইল্ = [য] — বি. আঁস্তাকুড় ॥ আচ'াইলের বর আইতাসে। [<দেখ আচি'+ইল<হাল<শাল<শালা ; তুং গোয়াল, গোহাইল]।

আচ'াইল্ কুচা'ইল্ = [ফ] — বি. অশ্লীল কথা, কুবাক্য ॥ আচ'াইল্ কুচ'াইল্ করা উচি'ত্ না। [দেখ আচ'াইল্+কুচ'াইল অনু:]।

আচাউরা = [রং]— বিণ. না হওয়া, মিথ্যা ॥ আচাউরা কথা আর শুনিবার মও নাই। [আচাবুরা<অত্যদ্ভুত]।

আচাড়ানো=[রং]—ক্রি. ঘ্রাণ করা ॥ [<আঁচড়ান]।

আচ'াড়ি = [পা] — বি. হাতল ॥ দাব্ আচ'াড়ি লাগাও। [আছাড়ি]।

আচাড়্=[সি]—বি. আছাড়, হোঁচট ॥ [<আছাড়]

আচ'ানকা=[সি]—বিণ. আশ্চর্য, অতুলনীয় ॥ আচ'ানকা কতা। [আচানক اچانک হিং]।

আচ'ানক্=[সি]—বিণ. খুব ভালো, স্বাদযুক্ত ॥ ইতা আচ'ানক মানুশ্; আচ'ানক আম্। [দেখ অচ'ানকা; অর্থের বিকৃতি]।

২=[কুম]—ক্রি. বিণ. আশ্চর্য, অবাক ॥ তার কতা হুইন্যা আচ'ানক্ লাগে।

আচ'ানো = [চট্ট] — ক্রি. মুড়ানো, কামানো ॥ মাথার চু'ল আচ'াইয়া ফালা।

২=[রং, রা]—ক্রি. সামান্য পুড়িয়া যাওয়া ॥ তরকারি না আঁচিছে কোনেক্। [আঁচ<অচি+আনো প্র.; নাম ধাতু]।

আচ'ানৌকা = [র] — বিণ. আশ্চর্য, চমৎকার, অদ্ভুত ॥ এই আচ'ানৌকা কতা তোমারে কে কৈল? [দেখ আচ'ানকা]।

আচাভুয়া = [রং] — বিণ. নির্বোধ, বোকা ॥ আচাভুয়াটা ইগুলা ক্যামন কতা কলু? [<অচচভুঅ প্রা:<অত্যদ্ভুত সং; অর্থের বিকৃতি]।

আচামুয়া=[রং]—বিণ. হতভম্ব ॥ তাঁই খেলায় ঠগিয়া আচামুয়া হচে। [দেখ আচাভুয়া]।

আচারাত=[রং]—অব্য. হঠাৎ পড়িয়া যাওয়ার শব্দ ॥

আচারি=[রং]—বি. বাঁশের তৈরী এক প্রকার যন্ত্র ॥

আচারির বাইগোন্=[রং]—বি. মূল্যহীনা স্ত্রীলোক ॥ [বাইগোন=বেগুন]।

আচা'রুক্ = [র] — বি. সামগ্রী (তুচ্ছার্থে) ॥ রাইখ্যা দে তোর আচ'ারুকের গাতা।

আচা'র্ = [সি] — বি. দা, কোদাল প্রভৃতির বাঁশ ও কাঠের হাতল বা ডাণ্ডা ॥ [<আছাড়ি]।

২=[কুম]—বি. হোঁচট ॥ হ্যার আচ'ার খাইয়া পাও বাংসে ॥ [<আছাড়]।

আচার্‌য = [সি] — বিণ. চমকিত ॥ [<আশ্চর্য]।

আচালি=[রা]—বি. বাঁশের চাটাই নির্মিত মাচা বিশেষ ॥ [মাচা+ল+ই প্র.]।

আচাল্ কাচাল্=[রং]—বি. কষ্ট, মেহনত ॥ আচাল্ কাচাল্ আর কত করিশ্? [কচাল+আচাল্ অনু:]।

আচ'াশা=[চা]—বিণ. অভদ্র ॥ বাবাইজ্যা এ্যাক্‌কেরে আচ'াশা। [<আ (স্বার্থে) +চাষা]।

আচি'=[কুম, পা]—বি. প্রসব, অশৌচ ॥ আচি'গরে গনুস অয়। [<অছচি<অশুচি]।

২=[রা]—বি. হাঁচি। এত বোধে আচি' দ্যাও ক্যা? [<হাঁচি]।

আচিং=[রা]—বি. লম্ফঝম্প ॥ গরুটা আচিং মেরে দৌড় দিল।

আচি'কাচি'=[পা]—বি. সন্তান প্রসবের পরের সাত দিন ॥ আচি'কাচি' না গেলে আচি'গরে যাইস্ না। [দেখ আচি'+কাঁচি<কাঁচা+ই প্র.]।

আচি'টানা=[ক, পা]—ক্রি. নবজাত শিশু ও প্রসূতিকে পাহারা দেওয়া ॥ [দেখ আচি']।

আচি'ন্ = [চা] — বিণ. উধাও, নিখোঁজ ॥ হারাদিন আচি'ন্ থৈয়া কৈ আসিলি? [আ+চিন<চিহ্ন]।

আচিব্=[রং]—বি. ভূত ॥ আইজকাইল্ আচিবের ডয় নাই। [আসীব آسیب ফা.]।

আচি'রবিত্=[কুম]—ক্রি.বিণ. হঠাৎ ॥ আচি'রবিত্ পোলাডা মৈরা গ্যাল। [<আচম্বিত হিং]।

আচিয়া বাছিয়া=[রং]—অস.ক্রি. বিচার বিবেচনা করিয়া, ভাবিয়া চিন্তিয়া ॥ আচিয়া বাছিয়া তুলি খো। [আঁচিয়া অনু:+বাছিয়া √বাছ্]।

আচি'লা=[চা]—বি. উঁচিৎ, আবিল ॥ হাপেরে মুরুদু দিলে আচি'লা বাড়তে অয়। [কলীল قلیل আং=উপকার্য]।

আচু'ক্যা = [ক] — ক্রি. বিণ. হঠাৎ, অজান্তে ॥ কামডা আচু'ক্যা কৈয়া ফালা। [দেখ আচু'ক্+ইয়া প্র.]।

আচু'ক্ = [চা] — ক্রি. বিণ. হঠাৎ ॥ অনেকদিন বাদে তোমারে আচু'ক্ দেখ্‌লাম। [দেখ আচ'ানকা]।

২=[র]—বিণ. আজগুবি ॥ তর উপুরে ব্যান আচু'ক্ গজব্ পরে।

আচু'ঙি = [চা] — বিণ. বোকা ॥ দুর আচু'ঙি বাদি কোন্‌ভাইহ্যার (=কোথাকার)।

আচু'ব্‌বা=[ক] — বিণ. আশ্চর্যজনক, অবাক ॥ লোকটারে আচু'ব্বা রকম দ্যাখা যায়। [<আচম্বা হিং]।

আচু'ম্‌কা=[কুম]—ক্রি. বিণ. অতি তাড়াতাড়ি ॥ আচু'ম্‌কা হ্যার ঠেং'ডা গ্যাল। [<আচমকা]।

আচু'লি=[খু]—বি. গুটি রোগবিশেষ ॥ তার গায় দুইটা আচু'লি আসে। [আঁচিল+ই প্র.]।

আচেঁ'রা=[নো]—বিণ. অস্বাভাবিক ॥ পোলাটা বর আচেঁ'রা কথা কয়। [<আশ্চর্য]।

আচে'টি =[কু,পা]—বি. পতিত জমি ॥ আচে'টে গরু চ'রে। [দেখ আচ'ট্]।

আচে'ত্‌থা=[কু]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আচে'ত্থা তার পায়ে যাড় হৈসে। [<আচম্বিতে]।

আচে'লা = [রং] — বি. আঁজলা ॥ আচে'লার দে কেনো।

আচে'ল্=[পা]—বি. কাপড়ের আঁচল ॥ আচে'ল্ দিয়া মুখ ডাক্। [<আঁচল]।

আচ্'=[সি]—বি. চিহ্ন ॥ চো'রার এক যারা আচ্' পাইলে কলুনা সির্ তাম।

[√অনুচ সং=অনুমান করা]।

২=[চা]—বি. উত্তাপ ॥ আগুনের আচে' কাপর হুগাও। [আঁচ<অচি: সং]।

৩=[রং]—বি. আঘাত ॥ মনোত আচ্‌লাগা কতাগুলা কলুরে। [পূর্বে দেখ]।

৪=[পা]—বি. রাগ, চাঞ্চল্য ॥ তোমারও আচ' মন্দ না। [পূর্বে দেখ]।

৫=[চা]—বি. প্রভাব ॥ আমার পাতার তার শৈশুলে আচ' লাগে না। [পূর্বে দেখ]।

আচ্‌'কা=[চট্ট, কুম]—ক্রি. বিণ. হঠাৎ ॥ হিতে আচ্‌'কা বিপদে পরি গ্যাল্‌। [<আচম্বিত সং; আচক্কা হিং]।

২=[রং]—বি. অল্পাঘাত ॥ আচ্‌কাতে জিউ খাবার পায়।

৩=[ফ]—বিণ. বিনামাপে তৈরী ॥ আচ্‌'কা যামাড়া গায়ে লাগেনা। [দেখ আচ্‌'কা]।

৪=[চা]—ক্রি. বিণ. সহজ, সুলভ ॥ ওই আমারে মার্‌ব, আচ্‌'কা নি। [দেখ আচ্‌'কা; অর্থবিকৃতি]।

আচ্‌কাচ্‌'নো=[য]—ক্রি. দুঃখ করা, বিলাপ করা, শোকপ্রকাশ করা ॥ [<হেচকটানা হিং]।

আচ্‌কাচ্‌মারা=[ফ]—ক্রি. বিস্মিত হওয়া ॥ এই কথা হুইন্যা আমি আচ্‌'-কাচ্‌'মাইর্‌যা উঠ্‌সি। [দেখ আচ্‌'-কাচ্‌'নো + মারা]।

আচ্‌'কা পিরন=[দা]—বি. তৈরী জামা, Ready made Shirt ॥ আচ্‌'কা পিরনের হিনি পুইল্যা যায়। [দেখ আচ্‌'কা+পিরাহান پیراهن ফা.]।

আচ্‌'কার্‌=[কুম]—ক্রি. বিণ. নিশ্চয়ই ॥ আচ্‌'কার্‌ আমি আইযে কাইলে যামুনা। [<আক্‌সর اکثر আং; বর্ণবিপর্যয়]।

আচ্‌কিচ্যা=[রা]—অস. ক্রি. কিড়মিড় করিয়া ॥ আমাকে সে আচকিচ্যা কামড়াইয়া দিছে।

আচ্‌'কে উঠা=[...]ক্রি. চমকিয়া উঠা ॥ [দেখ আচ্‌'কা; নামধাতু; আচ ক্রিয়া=চমকিয়া]।

আচ্‌'কোট্‌=[য]—বিণ. অভিনব, আশ্চর্য ॥ আচ্‌'কোট্‌ কথা।

আচ্‌চক্‌=[রা]—ক্রি. বিণ. হঠাৎ ॥ [অচক্কা হিং]।

আচ্‌'চা খুব্‌রি=[ব]—বি. ছোট ছেলেমেয়েদের খেলাধূলার সরঞ্জাম ॥

আচ্‌চানো=[দি]—ক্রি. এইদিকে চাওয়া ॥ আচ্‌চায়েন, আমাদের বাড়ি যাইবেন। [<এই চাওয়া, এই দিকে চাওয়া]।

আচ্‌'চি'=[পা]—বি. নারিকেলের মালা ॥ এক আচ্‌চি' চা'উল দ্যাও।

২=[য]—বি. হাঁচি ॥ এ্যাত্ত যোরেই আচ্‌'চি' দ্যায়? [<হাঁচি]।

আচ্‌'চু'=[চা]—অব্য. ওহে ॥ আচ্‌'চু' কৈ যান?

আচ্‌চোড়া=[রা]—বি. পাখি বিশেষ ॥

আচ্‌ছা বাচ্‌ছা=[রং]—বিণ. ছোট বড় ॥ [আচ্‌ছা অনু:+বাচ্চা <বচ্চহ্‌ بچه ফা.]।

আচ্‌ড়া=[রা]—বি. ঝিনুক ॥ আচ্‌ড়ার বোতাম।

আচ্‌'না=[কুম]—বি. প্রার্থনা ॥ [<অর্চনা]।

আচ্‌'বাও=[ফ]—বি. জেদ, রোখ, তাপ ॥ পুরুশ পোলার ইট্টু আচ্‌'বাও থাকা বালা। [< আঁচ + বাও<বা অপ্রাং <বাত সং]।

আচ্‌'মা=[নো]—বিণ. প্রকাণ্ড ॥ য্যামন মাইয়া আচ্‌'মা, ত্যামন যামাই গস্‌মা।

আচ্‌'মানি=[কুম]—বিণ. দৈব ॥ আচ্‌'মানি গযব্‌ পরসে হিতার উপরে। [আস্‌মানী آسمانی ফা.]।

আচ্‌'রা=[সি]—বি. সাহায্য, সহায়তা ॥ হেইতারে এ্যাক্‌বারা আচ্‌'রা ধর। [<আস্‌রা<আশ্রয়]।

২=[চা]—বি. আচার ॥ বেলের আচ্‌'রা খাইতে মধা। [আচার آچار ফা. কিংবা achar পোর্তু.]।

৩=[সি]—ক্রি. বি. আঁচড়ান ॥ তর্‌ চু'ল্‌ আচ্‌'রা অয়্‌ নাই? [<আঁচড়া]।

৪=[য, ম]—বি. ক্ষেতে মই দিবার জন্য বাঁশের তৈরী যন্ত্র ॥ [আঁচড়+আ প্র.]।

আচ্‌'রাইল্‌=[য]—বিণ. যাহা আঁচড়ানো হইয়াছে, পরিপাটি, পরিচ্ছন্ন ॥ আচ্‌'রাইল্‌ চু'ল্‌। [<আঁচড়া+ইল প্র.]।

আচ্‌'রানো=[সি]—ক্রি. মাটির উপর আঁকাবোকা করা ॥ পুয়াড়া গর্‌ আচ্‌'রাইতাসে। [<আঁচড়ান]।

আচ্‌রাহ্‌=[রা]—বি. আঁচড়, বিঘ্ন ॥ যাতে তোব কোন আচ্‌রাহ্‌ নেই। [<আঁচড়]।

আচ্‌'লা=[কুম, ফ]—বি. কাপড়ের বা চাদরের দুই পাশের আঁচল ॥ কাপরের আচ্‌'লাড়া সিব্‌লা ক্যান্নে? [আঁচলা <অঞ্চল সং]।

২=[য]—বি. উঠানে ছড়ানো শষ্যাদি টানিয়া আনিয়া মধ্যখানে টাল বা স্তূপ দেওয়ার জন্য ব্যবহৃত হাতা বিশেষ ॥ [<আঁচড়া]।

আচ্‌লানো=[রং]—ক্রি. আঁচ্‌ লাগানো ॥ [আঁচ < অর্চিঃ + আন প্র.; তুং সেলানো]

আচ্‌'লি=[চা]—বি. সাপকে আঘাত দেওয়ার পর সতর্কতা হেতু ব্যবহৃত নূতন কাপড়ের মজবুত গিঁঠ ॥ আমারে একটা আচ্‌'লি বাইন্দা দ্যান্‌।

২=[কুম]—বি. হাসুলি, অলংকার বিশেষ ॥ গলাত্‌ আচ্‌'লি পিন্দে। [<হাঁসুলি তুং; হঁসলি হিং]।

আছম্‌কাত্‌=[দি]—ক্রি. বিণ. <অকস্মাৎ ॥

আছাড্যা=[রা]—ক্রি. বিণ. অনর্থক, নিশ্চেষ্টভাবে ॥ আছাড্যা বসে থাকলে খাবে কি? [আছাড়+ইয়া প্র.]।

আছাড়্‌=[রা]—বি. ঝোঁপঝাড় ॥ ঘরের পেছনের আছাড়্‌ শাফ কর। [আ (খার্থে) +ঝাঁড়]।

আছিম্‌=[রং]—বি. মাছ বিশেষ ॥ শিতের দিনে আছিম মাছ কত শাদ।

আছ্‌ড়া=[রং রা]—বি. মাটি দিয়া লেপা বাঁশের বেড়া ॥ আছ্‌'ড়ার ঘরের খরচ কম হলেও টিকে বেশি।

আজম্‌=[রং]—বি. শক্তি ॥ [আ+জর <যোর زور ফা.; তুং অকুমারী]।

আজলি=[রা]—বি. কৈ জাতীয় মাছ বিশেষ ॥ আজলি মাছের মুখ বড়।

আজলে মারা = [রা]—বিণ. বুদ্ধিহীন, বোকা ॥ আশলে মানুশিটা আজলে মারা। [<আযল ازل আং (অনাদিকাল) +মারা ; মূলার্থ নিয়তিতে মারা]।

আজল্=[রা]—বিণ. বুদ্ধিহীন, হাবা-গোবা ॥ [ম. বাং]।

আজল্‌লা=[রা]–বি. আঘাত ॥ মানুশিটা আজল্‌লায় বড় কাত্‌রাছে।

আজা আনি = [দি, রং]— বি. <রাজা রাণী ॥

আজাইড়্যা = [রা] –বিণ. অবিশ্বাস্য, অদ্ভুত ॥ আজাইড়্যা কথায় কান দিও না।

আজাইশ্‌শা=[রং]—বি. <রাজস্ব ॥

আজাড়া=[রা]—বিণ. অমূলক (কথা) ॥ [অ+জড়=শিকড়+আ প্র.]।

আজাড়ে = [রা] — বিণ. অমূলক ॥ আজাড়ে ঝগড়া ভাল লাগে না। [আজাড়+ইয়া প্র.]।

আজাড়্=[রা]—বি. খালি ॥ বাশন্‌টা আজাড়্ কর। [আজাড়=উজাড়]।

আজাড়্‌ধরি = [দি] — বি. অসুস্থ লোক ॥ আজাড়ধরিটা তিন মাশ্‌তে ভুগিছে। [আযার آزار ফা.+ধরি]।

আজাদ্ আওয়া=[রা, দি]–ক্রি. শায়েস্তা করা, শিক্ষা দেওয়া, শাসন করা ॥ [সযা سزا ফা.+দেওয়া]।

আজান্ = [রং, রা] — বি. আবর্জনা ॥ বাড়ির আজান্ শাফ কর। [<আবজ্জনা প্রাং<আবর্জনা সং]।

আজারা=[রা রং]—ক্রি. বিণ. অবসর প্রাপ্ত, কর্মহীন ॥ আজারা বশ্যা থাকলে খাবু কি? [<আজাড়+আপ্র.]।

আজার্ = [রা]—বিণ. শেষ, খালি ॥ ঘরের ভাত আজার্ করবে দেখ্‌ছি। [<আজাড়]।

আজালা=[দি] –বিণ. বোকা ॥ আজালা মানুশ্‌দি কোন কাম হয় না। [দেখ আজল্]।

আজালি=[রং]—বিণ. যে জানা সত্ত্বেও জানিবার জন্য জিজ্ঞাসা করে ॥ তুই আজালির হদ্দ। [দেখ আজালা + ই প্র.]।

আজাশ্‌কির=[রং]—বিণ. অদ্ভুত জীব ॥ কি একটা আজাশ্‌কির আশি খাড়া হলু।

আজু=[দি, রং]—বি. নানা, মাতামহ। [আজু <আজ্জা <অজ্জঅ প্রাং<আর্যক সং ; আজ্জা হিং]।

২=[রং]—বি. গানের পালা বিশেষ ॥

আজুমাজু=[দি]—বি. আত্মীয়স্বজন ॥ হামারা আজুমাজুর বাড়িত্ যাছি আইজ। [দেখ আজু+মাজু অনু:]।

আজুরা মাজুরা=[রং]—বি. বাছবিচার, হিসাবনিকাশ, ভালমন্দ ॥ তোর মুখত্ কি আজুরা মাজুরা নাই? [অনু. ; 'উয্‌র+মা'যুর معذور + عذر আং]।

আজুরি=[পা]—বি. মজুরী ॥ খামাডার আজুরি কত? [<আজুর : اجور আং]।

আজেইড়্ =[দি]—বি. অবসর ॥ [দেখ আজাড়+ইপ্র.]।

আজেরা মাজেরা=[রং] — বি. বাছ-বিচার, হিসাব নিকাশ, ভালমন্দ ॥ তোর মুখত্ আজেরা মাজেরা নাই ॥ [দেখ আজুরা মাজুরা]।

আজো=[রং]—বি. নানী, মাতামহী ॥ [অজ্জু <অজ্জআ প্রাং<আর্যকা সং]।

আজোগা=[রা]—বিণ. অদ্ভুত ॥ এমন আজোগা কথা শুনি নাই। [<অযোগ্য]।

আজ্‌জনে গিজ্‌জন্=[রং]—বি. পয়দা করার কৃতিত্ব ॥ আজ্‌জনে গিজ্‌ন্ কিন্তু বাহে। [<অর্জন সং+এ (অধিকরণে) +গিজ্জন <কীর্তন]।

আজ্‌জা= [রং] —বিণ. যাহা উৎপন্ন করা হয় ॥ আজ্জা তরিতরকারি খাই হামরা। [উঅজ্জ প্রাং<উৎপাদ্য=সং]।

আজ্‌জাইতে আজ্‌জাইতে ভোর্ ভোরা করা=[রং]—ক্রি. কাহারো বিরুদ্ধে কিছু বলিয়া মন খারাপ করিয়া দেওয়া ॥ আজ্‌জাইতে আজ্‌জাইতে ভোর্ ভোরা করলুঁ।

আজ্‌জানির গোর=[রং]—বি. অন্যের কাছে নিজের দু:খ প্রকাশ করিতে উস্তাদ রমণী ॥ [দেখ আজ্‌জানো+ই প্র.+র সম্বন্ধে+গোর<গুরু]।

আজ্‌জানো = [রং]— ক্রি. কাহারো বিরুদ্ধে কাহাকেও কিছু বলা ॥

২=[দি]—ক্রি. অর্জন করা ॥ কয়টাকা আজ্‌জাইছ? [অর্জন সং ; দেখ আয়্-যানো]।

আজ্‌জা শাজ্‌জা=[রং]—বি. টাকা পয়সা ॥ আজ্‌জা শাজ্‌জা করি না খালে কি চুরি করি খাবু? [দেখ আজ্‌জানো+শাজ্‌জা অনু:]।

আজ্‌জোট্ =[রা] — বি. আঘাত ॥ হাতে আজ্‌জোট লাইগ্‌ছে। [<উজ্জট্ উচ্চাট সং]।

আজ্‌জোর্=[রা]—বি. অত্যাচার, দৌরাত্ম্য ॥ ছাওয়ার অত্তো আজ্‌জোর কি শওয়া যায়? [আ (স্বার্থে)+জওর جور আং]।

আজ্‌দহা=[রং]—বিণ. ভীষণ, ভয়ঙ্কর, বিরাট ॥ আজ্‌দহা শাপ। [<আঝ্‌দহা اژدها (বিরাট সাপ) ফা.]।

আজ্‌নাশ্ = [রা] — বি. জঞ্জাল ॥ [আজ্‌নাস اجناس আং ; জিন্‌স্ جنس শব্দের বহুব. = জাতিসকল ; অর্থের বিকৃতি]।

আজ্‌বর্=[রা]—বি. লম্বা ও বড় কুল বিশেষ ॥ [রাজ-বদর]।

আজ্‌ভোগ্=[রং]—বি. <রাজভোগ, মিষ্টান্ন বিশেষ ॥ এ্যাকেবারে আজ-ভোগ্‌ত পাছ্‌ছুলু না।

আজ্‌রানো=[রং, রা]—ক্রি. রোপন করা ॥ শময়মত ধান আজ্‌রাতে হয়। [দেখ আয়্‌যানো]।

২=[রং]—ক্রি. খালি করা ॥ [আজাড় +আনো প্র. ; নামধাতু]।

আজ্‌রা মাজ্‌রা = [রং]—বি. বাছ-বিচার ॥ তোর মুখত্ আজ্‌রা মাজ্‌রা নাই। [দেখ আজুরা মাজুরা]।

আজ্‌লা=[রা]—বিণ. বোকা ॥ [দেখ আজল্]।

২=[রা]—বি. ভেটকী মাছ ॥ আজ্‌লা মাছ মজা না।

আজ্‌লানো=[রা]—ক্রি. জানিয়া না জানার ভান করা ॥ আজলাছ্ না, ঠিক করি ক।

২=[চা]—ক্রি. দিবের লগেও আহ্লাদের সাথে একটা কথা বা ব্যবহারের পুনরাবৃত্তি করা ॥

আজ্‌লাই = [রং]—বি. রাজশাহী ॥ কিবলে দুই আজলাই যাঁও নাই। [<রাজশাই<রাজশাহী]।

আজত্ = [র] —বি. রাজত, আটক ॥ হ্যায় তিনবার আজত্ খাইছটা আইসে। [<হাজত حاجت আঃ]।

আজনে = [খু] —বি. চোখের পাতার রোগ বিশেষ ॥ তার চোখের উপরে আজনে হয়েসে ॥ [<আঁজনাই]।

আজল্যা=[চট্ট]—বি. বিকালে ॥ আজন্যা তোঁয়ার অতে যাইয়ম।

আজরে=[খু]—বিণ. বাজে, ফাও ॥

আজর্=[কুম]—বি. ভূত, জিন ॥ মাইরাডারে আজরে পাইসে। [< আসর اثر আঃ]।

২=[য]— বি. ভূতের আবাসস্থল ॥ এই পুরাণ বাড়িডা একটা আজর [পূর্বে দেখ]।

৩ = [চা] — বি. বোবা ভূত ॥ তরে কি আজরে পাইল, রাও করস্ না ক্যারে। [পূর্বে দেখ]।

৪=[কুম]—বি. চোট, আঘাত ॥ পায়ের মৈদ্দে আজর লাইগ্‌সে। [<আযার آزار ফা.]।

আজলি=[কুম]—বিণ. অসভ্য ॥ এমুন্ আজলি বৌ আর দেহি নাই। [<আ (স্বার্থে) + জঙ্গলী = বন্য ; তুঃ আজলীম বাং]।

আজলে=[খু, য]—বি. পাগলামি ভাব ॥ [দেখ আজল্+ইয়া প্র.]।

আজলের্ মাইর=[য]—বি. বিধির বিধান, নিয়তির খেলা ॥ 'আজলের মাইর দুনিয়ার বাইর'-প্রবাদ। [দেখ আযল্+এর (সম্বন্ধে)+মাইর =মার= আঘাত]।

আজলের্ ল্যাহা=[য]=বি. বিধিলিপি, নিয়তির অলঙ্ঘ্য বিধান ॥ [<দেখ আযল্ +এর (সম্বন্ধে) + লেখা]।

আজল্ =[য]—বি. মূল, আদি, গুরু ॥ [আযল ازل আঃ=ভাগ্য]।

২=[খু]—বি. কাজল ॥ চোখে আজল্ দিতে হয়। [<আঁজন <অঞ্জন ; কাজলের সাদৃশ্যে]।

৩=[কুম]=বিণ. অতি ছোট, কচি ॥ আজল্ পোলা দরা ঠিক না।

৪=[য, সি] — বি. ভাগ্য, নিয়তি ॥ আজলের ল্যাহা খণ্ডান যায় না। [পূর্বে দেখ]।

৫=[সি, য, চট্ট, নো, খু]—বি. মৃত্যু, যমদূত, দুঃ সময় ॥ হায়াত নাই, আজলে ধরসে [<আজল اجل আঃ]।

৬=[ক]—বিণ. অমার্জিত, গোমূর্খ, অভদ্র ॥ তার মতন আজল্ আর দেহি নাই। [আজহল اجہل আঃ জাহিল শব্দের তমবাচোর (superlative) রূপ কিংবা স. বাং আজল্]।

৭=[স, চট্ট]—বিণ. সরল, সোজা, দুগ্ধ পোষ্য শিশুর মত ॥ লোকটা খুব আজল্। [পূর্বে দেখ]।

৮=[চট্ট] — বিণ. ভীরু, নির্বোধ ॥ পোয়াউয়া এ্যাক্‌বেরে আজল্। [পূর্বে দেখ]।

৯=[পা]—বি. আঘাত, ভয় ॥

১০=[চা]—বি. মুষ্টি ॥ ফকিরডারে এক আজল্ চাঁইল দ্যাও। [<আঁজল <অঞ্জলি]।

১১=[খু]—বি. অঞ্জলি ॥ আজল্ ভৈরা পানি খাও। [পূর্বে দেখ]।

আজা=[না]—ক্রি. ভাজা ॥ মাস্‌গুলি আজ।

২=[খু]—বি. মাতামহ ॥ [<অজ্জঅ প্রাং<আর্যক সং]।

৩=[ক] — বি. প্রলেপ ॥ গরডাত্ অহনো আজা দ্যায় নাই।

৪=[পা]—বি.<রাজা ॥ আজা বাদ্‌শার কতাই আলাদা।

আজাইত্‌ত্যা=[ল]—বিণ. দুষ্ট, দুরাচার, ছোটলোক। এমন আজাইত্‌ত্যা বামাইর কাসে কি মাইয়া বিয়া দ্যায় ? [অ+জাতি+ইয়া প্র.]।

আজাইজ্যা—[চট্ট] — বিণ. হারানো, নিখোঁজ ॥ আঁর আজাইজ্যা ছোলা হাইসি।

আজাইরা=[কুম]—বিণ. অবসর ॥ আমি অহন আজাইরা আসি। [আজাড়+ইয়া প্র.]।

আজাইরা কতা=[চা]—বি. অর্থহীন কথা ॥ হ্যার খালি আজাইরা কতা। [দেখ আজাইরা+কথা]।

আজাইরা কাম=[য]—বি. অকাজ, বাজেকাজ ॥ তরে আজাইরা কাম করতে কৈসে কে ? [উযর عذر আঃ + ইয়া কিংবা দেখ আজাইরা+কাম<কর্ম]।

আজাইর্‌গ্যা=[চট্ট]—বিণ. কর্মহীন ॥ আজাইর্‌গ্যা ব্যাডাডা খায় কি ? [আজাড়+ইগা <ইকা প্র.]।

২=[চট্ট]—বিণ. বেশী ॥ আজাইর্‌গ্যা কথা ন কৈস্। [পূর্বে দেখ]।

আজাইল্যা, আজাইল্‌ল্যা = [কুম, নো, সি]—বিণ. ঝালশূন্য ॥ আজাইল্যা সালন মজা লাগে না। [আ (=অ)+ ঝাল+ইয়া প্র.]।

আজাইল্‌শা=[রং]—বি. <রাজস্ব ॥

আজাওরা=[খু]—বিণ. বেজন্মা, যাহার জন্মের ঠিক নাই ॥ আজাওরা পোলা। [আ+জাও<জাত+রা প্র.]।

আজাংড়া = [খু] — বিণ. খুব বড় ॥ আজাংড়া গাস।

আজাংতা = [য] — বিণ. যাহাতে থৈ পাওয়া যায়, জানু পর্যন্ত পানি বিশিষ্ট, কাপড় ভিজে না এমন ॥ খালডাত্ আজাংতা পানি। [আজানু+তা প্র.]।

আজাংরা=[য]—বিণ. নিয়মাতিরিক্ত ॥ সেলেটাকে আজাংরা বড় দ্যাখা যায়।

আজাগজা = [য] — বি. হাবিজাবি ॥ হ্যায় আজাগজা অনেক চিজ কিন্‌সে। [অনু.]।

আজাগা = [চা] — বি. লজ্জাস্থান ॥ আজাগাত ফোরা ঐসে। [আ+জগহ্ جگہ হিং]।

আযাগ্‌গর=[য]—বি. অতিকায় হিংস্র প্রাণী, অজগর ॥ [<অজগর]।

আযাত্‌=[য]—বি. শিরনী ॥ দরগায় আযাত্‌ দ্যাও। [<হাজত حاجت আং]।

আযাদিল্‌=[য]—বিণ. বিরাট ॥ আযাদিল সাপ। [<'আযাযীল عزازيل আং]।

আযান্ন্যা = [চট্ট] — বিণ. আনাড়ী, অনভিজ্ঞ ॥ আযান্যা লোক দিয়া কি ঐবো? [আ+জান+ইয়া প্র.]।

আযানো=[য]—ক্রি. ভেজান ॥ দুয়ারডা আযাইয়া দ্যাও। [√আজা<আঅজ্‌ঝা প্রাং<আবধ্য সং; নামধাতু]।

২=[ফ, বা]—ক্রি. বি. গুড় ঘনীভূত হওয়ার সময় নাড়াচাড়া করা ॥ ভালা কৈরা আযান অয় নাই দেইখ্যা কালা দ্যাহা যায়।

৩=[নো]—ক্রি হারাইয়া যাওয়া ॥ আটে কিসু আযাইলে পাওয়া ন যায়।

৪=[ফ]—ক্রি. আগুনের মালসা ঠিক করিয়া রাখা ॥ [হাজান<সাজান=সজ্জিত করা]।

৫=[য]—ক্রি. পার্শ্বে ভিড়া, ঘেঁষা ॥ যারের রাইতে আরও আইযা হোও। [দেখ আযানো]।

৬ = [সি] — ক্রি. আশ্রয় নেওয়া ॥ [দেখ আযানো]।

৭=[য]—ক্রি. পাড়ে ভিড়ান ॥ নাওডা আযাও। [দেখ আযানো]।

৮=[চা]—ক্রি. জিনিসপত্র একদিকে চাপিয়া রাখা ॥ গরের বিনিশ শব আযাও, গর শাফ করন লাগব। [<সাজান]।

৯=[ফ]—ক্রি. ভাজা ॥ মাসটা আযাও। [দেখ আঁচান]।

আযাপাযা=[কুম]—বি. আলিঙ্গন ॥ পোলাডারে আযাপাযা কৈর না। [আজা=আহজন<আসজন সং+পাঁজা অনুঃ]।

আযা বরাদে=[নো]—ক্রি. বিণ. পুরা-পুরি ॥ আযাবরাদে খাইয়া লও। [দেখ আযাপাযা+বরাদ্দ]।

আযাবুযা=[য]—বিণ. আলাভোলা, কাণ্ডজ্ঞান হীন, হাবাগোবা, সাদাসিধা ॥ আযাবুযা লোক দিয়া কাম ঐত না। [দেখ আযাবোযা]।

আযাবোযা=[চা]—বিণ. নির্বোধ ॥ যাবাইডা যবর আযাবোযা। [<অজা+বোঝা=অজের ন্যায় বুঝ (বুদ্ধি) যাহার; দেখ আযাবুযা]।

আযামক্‌কা=[রা, ফ]—বিণ. পরিশ্রম-বিমুখ ॥ আযামক্‌কা লোকের উন্নতি নাই]।

আযাম্‌=[য]—বি. নাপিত, খৎনাকারী ॥ [হাজাম<হজ্জাম حجّام আং]।

আযারা=[য]—বিণ. যাহা ঝাড়া হয় নাই ॥ আযারা দান। [আ+ঝাড়া]।

আযারি=[য]—বিণ. রোগী ॥ লোকটা খুব আযারি। [আযারী آزاری ফা.]।

আযার্‌রিয়া=[চট্ট]—বিণ. বাজে, খাম-খেয়ালী ॥ তুঁই আযার্‌রিয়া কথা কও ক্যা? [আজাড়+ইয়া প্র.]।

আযালা=[য]—বিণ. অর্থহীন, ভিত্তি-হীন ॥ আযালা কতা কৈয় না।

২=[য]—বি. ভান ॥ যানোতে আযালা কর ক্যা?

আযালি=[খা]—বিণ. মশলাবিহীন ॥ আযলি তরকারি। [আ+ঝাল+ই]।

২=[ফ]—বি. একজাতীয় ঘাস ॥

আযাল্‌=[চট্ট]—বি. মোটা জ্বালানী কাঠ ॥ [আ (স্বার্থে)+জাল]।

আযি = [য, খু] — বি. মাতামহী ॥ [<অজ্জিআ < আর্যিকা সং; আজা শব্দের স্ত্রী]।

২=[খু]—বি. লেপ ॥ ঘরখানা আযি দ্যাও। [<আঁজি, √অন্‌জ, অঞ্জন সং=প্রলেপ]।

৩=[য]—বি. দাগ ॥ ধোপায় কাপড়ে আযি দেয়। [পূর্বে দেখ]।

৪=[সি] — বি. হাজী ॥ আযিশাবে অয্‌ কৈরা আইসে। [হাজী حاجى আং]।

৫=[নো]—বি. ইটের গাঁথুনীর উপর চুনাবালির প্রলেপ ॥ [<আঁজি; তুং অঞ্জন]।

আযিগুযি=[খু]—ক্রি. বিণ. অর্থহীন, বাজে ॥ কি আযিগুযি কৈতাস? [অনু.]।

আযিযিহাল্‌ = [নো] — বি. দুর্বল অবস্থা ॥ ['আজিয عاجز আং+ই প্র. +হাল حال আং]।

আযিয্‌দার=[য]—বি. বন্ধু ॥ ['আযীয عزيز আং+দার دار ফা. প্র.]।

আযিফা=[নো]—বি. নামজপ, কোরাণ হাদিসের শ্লোক পাঠ ॥ নামাযের পর আযিফা পড়া সোয়াবের কাম। [ওযীফঃ وظيفة আং]।

২=[নো]—বি. বৃত্তি, মাসোহারা ॥ বালা সাতুররা আযিফা পায়। [পূর্বে দেখ]।

আযিব্‌=[চট্ট, নো, কুম, সি]—বিণ. অদ্ভুত ॥ হে একটা আযিব্‌ মানুশ। ['আজীব عجيب আং]

আযিব্‌খানা=[য]—বি. চিড়িয়াখানা, যাদুঘর ॥ ['আজাইব عجائب আং+খানহ্‌ خانه ফা.]।

আযিয়া = [চট্ট] — ক্রি. বিণ. আজ ॥ আঁই আযিয়া যাইতাম নায়। [<আজি]।

২=[বা]—বি. বাঁকা লোহার আংটা, বড়শী ॥ ওবুকাতু আযিয়া বান্দ।

আযিরা = [য] — বিণ. অতিরিক্ত ॥ মিসামিসি আযিরা আন্‌লাদ কৈর না।

আযির্‌ = [চট্ট] — বিণ হাজির ॥ আশামি আযির্‌ ঐয়ে। [হাযির حاضر আং, ফা. উচ্চারণে]।

আযু=[খু]—বি. আজ পর্যন্ত ॥ আযু তার আইক্‌ক্যাল্‌ হলো না। [<আজও]।

আযুইয্যা=[চট্ট]—বিণ. অসঙ্গত, বেদর-কারী ॥ আযুইয্যা কতা ন কৈয়্য। [অযোগ্য; অন্যায্য শব্দের সাদৃশ্যে]।

আযুইয্‌গা খ্যালা=[চট্ট]—বি. গুটির খেলাবিশেষ।

আযুগার বাযু=[খু]—বি. অপরিচিত ॥ হতশব আযুগার বাযু আশি যুটসে।

আযুড়ে=[চট্ট, কু]—বিণ. বাজে, অনর্থক, নিষ্প্রয়োজনীয় ॥ তোঁয়ার পিসে আযুড়ে খাটা খাটলাম। [<আজড়+ইয়া প্র.]।

আযুড়্‌=[চট্ট]—বিণ. খালি ॥ বাপনু

আযুড়্ কর। [<আজাড়]।

আযুদ্দা=[কুম, নো, চট্ট]—বি. পরম আগ্রহ, ইচ্ছা, তৃপ্তি ॥ আমি আবুদ্দা কৈরা কাপর্ ডা কিন্‌গি। [দেখ আস্থদা, আস্থদ্দা]।

আযুপাযু=[ফ]—বিণ. বাজে ॥ শালিশে আযুপাযু কতার কি দরকার? [অনু.]।

আযুয়া=[চট্ট]—ক্রি. বিণ. আজ ॥ আযুয়া কামত্ ন যাইয়ম। [<আজি]।

আযুয়ালিন=[কুম]—বিণ. যে গরুকে হালের কাজে লাগানো হয় নাই ॥ গরুডা আযুয়ালিন। [অ (না)+জোয়াল +ইন প্র.]।

আযুরা=[সি, য] — বি. পারিশ্রমিক, বেতন ॥ যামাডার আযুরা কত? [আজুর: اجور আং]।

আযুরে = [পা, কু] — ক্রি. বিণ. শুধু শুধু ॥ আযুরে লোকটাকে ঘুরাও ক্যা?
২ = [খু] — বিণ. অনর্থক, বাজে ॥ আযুরে কাম।

আযুর্ গেয়্যা=[চট্ট]—বিণ. অকেজো, অলস ॥ আযুর গেয়্যা মাইন্‌শের ভাত ন মিলে। [<আজড় (=অবসর) ইয়া প্র. ; অথবা+ইগ্যা <ইকা প্র.]।

আযুলা = [সি] — বিণ. বোকা, পাগলাটে। আযুলা পোয়াডা খোন খামের না। [দেখ আয়ল্$_{৬}$]।

আযুলি = [সি]— বিণ. হাবা মেয়ে ॥ আযলি বৌডা মাথাত্ কাপর দ্যায় না। [দেখ আজল্ + ই (স্ত্রী লিঙ্গে) ; দেখ আযুলি]।
২ = [চট্ট] — ক্রি. বিণ. পথ আগলা ইয়া ॥ পথ আযুলি রাখ্‌শ্ ক্যান্? [<আগুলি=আগুলিয়া]।

আযুল্ = [কুম] — বি. রোজগার ॥ পোলান আযুল্ খাওনের আগেই বাপ্‌টা মৈরা গ্যাল। [আজুর : اجور আং]।
২=[ঢা]—বি. মুষ্টি ॥ ফহিরডারে এক আযুল চা'ইল্ দ্যাও। [<আঁজুল= আঁজল<অঞ্জলি]।
৩=[পা, ফ] — বি. আঁজলা ॥ [পূবে দেখ]।

আযেযি = [ম] — বি. নম্রতা, অনুনয় বিনয় ॥ দুই কতা আযেযি কৈরা কৈলে হুনতনা ক্যারে? ['আজিয عاجز আং+ই প্র.]।

আযেনি = [ফ] — বি. মাছ তরকারী নাড়িবার হাতা ॥

আয্যা=[কুম, নো]—ক্রি. বিণ. আজ ॥ থাঁই আয্যা যামু। [<আজ >অজ্জ প্রাং> অদ্য সং+ইয়া প্র.]।

আযৈট্যা মরা=[ঢা] — বি. ওলাউঠা রোগে মৃত্যু ॥ যিমুন্ পাযি আসল্, হিমন্ আযৈট্যা মরা মর্ সে।

আযৈয়া = [চট্ট] — বিণ. আয় নাই এমন ॥ আযৈয়া শংশারে কে মাইয়া বিয়া দ্যায়।

আযৈর্=[ম]—বি. অবসর ॥ আযৈর্ পাও না? [<আজাড়]।

আযৈল্=[ম]—বি. অঞ্জলি ॥ আযৈল্ বৈরা পানি খা। [<আঁজলি<অঞ্জলি]।

আযোড়ি = [কু, য] — বিণ. অবান্তর, অসঙ্গত, অকারণ ॥ আযোড়ি কথা কওয়া ঠিক না। [দেখ আযোড়্ +ইয়া প্র.]।

আযোড়্ = [য] — বিণ. খালি, শূন্য ॥ গামলাডা কি আযোড়্ আসে? [আজাড়]।
২ = [পা] — বিণ. আস্ত, সমস্ত ॥ আযোড়্ একটা কদু দিও।

আযোয়া=[বা]—বিণ. স্বাভাবিকভাবে যাহা জন্মে ॥ আযোয়া যংলি ফুল দ্যাখ্‌তে শুন্দর। [আজাও <অজাত ; অর্ধের বিকৃতি]।

আযোয়াইল্যা =[কুম]—বিণ. হালচাষের অনুপযুক্ত ॥ আযোয়াইল্যা গরু। [অ+জোয়াল+ইয়া প্র.]।

আযোয়ানো = [ম]— ক্রি. ভিড়ান ॥ বহুত লোক আযোয়াইসে। [দেখ আযানো]।

আযোরা = [ম] — বিণ. অসংলগ্ন ॥ আযোরা কতা কৈও না। [অ+জোড়া]।

আযোর্ =[বা, পা]—বি. আঘাত ॥

আযোল্=[সি]—বি. অদৃষ্ট ॥ আযোলের মাইর খন্‌ডাইন্ যায় না। [দেখ আযল্$_{৪}$]।

আয্=[ঢা] — বি. বোকা ॥ 'অতি আযের পায়ে বেরি'—প্রবাদ। [<অজ =ছাগল]।
২=[পা]—বি. রাজমিস্ত্রী ॥ আয্যের মুযুরি চা'ইল ট্যাহা রোয। [<রাজ]।

আয্ কাই=[নো]—ক্রি. বিণ. অনিচ্ছা সহ ॥ আয্‌কাই আয্‌কাই খাওনের কাম নাই।

আয কামানো=[নো]—বি. জন্মের সাতদিন পরে সন্তানের মাথা নেড়ে করা ॥ [<আজ <আচ <অশুচ+ কামান√কামা]।

আয্ গর= [নো]— বি. সূতিকা গৃহ ॥ [আজ <আচি <অশুচি+ঘর]।

আয্ গা = [ঢা]—ক্রি. বিণ. অদ্য ॥ আয্‌গা কৈ যাইবা? [<আজিকা]।

আয্ গাই=[ঢা] — বিণ. সাংঘাতিক, খোদাপ্রদত্ত, প্রকাণ্ড ॥ তর মা তাত্ আয্‌গাই ঠাডাপরুক। [আযগয়বী ازغیبی ফা. এবং আং = অদৃশ্য হইতে]।

আয্ গাই ঠাডা পরা=[ঢা] — ক্রি. সমূলে বিনষ্ট হওয়া ॥ তর উপরে আয্‌গাই ঠাডা পরুক। [দেখ আয্‌গাই +ঠাটা (=বজ্র) পড়া]।

আয্ গি=[ঢা, ম]—বি. আড়াল, পর্দা ॥ আয্‌গিত্ থাইক্যা ক্যাডায় কতা কয়?

আয্ গুইবি=[কু, পা]—বিণ. আজব, যাহা কখনো ঘটে নাই ॥ আয্‌গুইবি ব্যাপার গটি গ্যাল্ আইয্। [দেখ আয্‌গাই]।

আয্ গুয়া, আয্ গোয়া=[ম]—ক্রি. বিণ. আজ ॥ [<আজিকা]।

আয্ গোরে= [ম] —ক্রি. বিণ. অসাক্ষাতে ॥ [<অগোচরে]।

আয্ গোরে গু খাওয়া=[ম] — ক্রি. নিন্দা করা, অপযশ গাওয়া ॥ আয্‌গোরে গু না খাইয়া মরদ্ ঐলে আমার শামনে ক। [মূলার্থ—অগোচরে মল ভক্ষণ করা]।

আয্‌যন্‌=[কুম] — বি. রোজগার ॥ আয্‌যন্‌ নাই, শংসার চ'লে কি কৈরা ? [<অর্জন]।

আয্‌যানো=[পা]—ক্রি. রোপন করা ॥ তিনটা কলাগাছ্‌ আয্‌যিসি। [দেখ আয্‌জা+আন প্র.]।

২=[র]—ক্রি. কাহারো বিরুদ্ধে কিছু বলা ॥

৩=[দি]—ক্রি. অর্জন করা ॥ কয়টাকা আয্‌যাইন ? [অর্জন সং, দেখ আয্‌যন]।

আয্‌যেইর‍্যা=[চা]—বিণ. আধাসেরী। তোমার আয্‌যেইর‍্যা পাত্‌তোর‍্ডা দ্যাও। [আধসের+ইয়া প্র.]।

আয্‌য্যা=[চা]—ক্রি. বিণ. আজ ॥ আয্‌ য্যা খামু। [<আজকা=আজিকা]

আয্‌য্যার=[চট্ট]—বিণ. আধাসের ॥ হিতে আয্‌য্যার চৈ'লর ভাত খাইত্‌ পারে। [<আধসের=আ'ধাসের]।

আয্‌টা=[চা]—বিণ. চতুর, দুষ্টবুদ্ধি-সম্পন্ন ॥ আয্‌টা মাইন্‌শের লাগ্‌ সার।

আয্‌দা=[চা]—বি. বড় সাপ, অজগর ॥ আয্‌দায় আস্‌তা সাগল গিল্যা ফালায়। [দেখ আজ্‌দহা]।

২=[সি, ম]—বিণ. অতিকায়, বিরাট ॥ আয্‌দা হাপ। [পূর্বে দেখ]।

আয্‌দামারা=[সি]—বিণ. প্রকাণ্ড ॥ আযদা মারা হাপ। [দেখ আজ্‌দহা+মারা ; তুং মার্কামারা]।

আয্‌দাহা=[কুম নো]—বিণ. বিশাল ॥ আয্‌দাহা হাপ। [দেখ আজ্‌দহা]।

আয্‌নবি=[সি,খু,য, ম]—বিণ. অপরিচিত, অদ্ভুত, আগন্তুক ॥ ই আয্‌নবি খতা পাও বৈ (সি) ? [আজ্‌নবী اجنبی আং]।

আয্‌লা=[কুম, নো]—বিণ. বিশালকায়, প্রকাণ্ড।

আয্‌লি=[ফ]—বি. গুড় তৈরী করিবার যন্ত্র বিশেষ ॥

আয্‌লে=[খু]—বি. সরীসৃপ ॥ পুয়রির কোনায় আয্‌লে ঘুরে ঘুরে বেড়ায়। [<অজিনের সং]।

আয্‌পা=[ম]—বি. আজে বাজে কথা, কুকথ্য ॥ গুমের মাইযে পোলোডা বর আয্‌পা যপে। [<অজপা]।

২=[ম]—বি. আড়াল ॥ বাত্‌তিডাত্‌ একটা কিস্থুর আয্‌পা দ্যাও।

আয্‌বুয্‌=[খু] — বিণ. নির্বোধ ॥ আয্‌বুয্‌ মানুশ। [দেখ আয্‌+বুজ√বুঝ্‌ ; তুং আয্‌বোজ্‌ (অন্নদামঙ্গল)।

আয্‌বোঝ'=[য]—বিণ. গণ্ডমূর্খ ॥ তুমি একটা আস্‌তা আয্‌বোঝ্‌। [দেখ আয্‌বুয্‌]।

আয্‌মাইশ্‌=[কুম, চট্ট, নো]—বি. অলৌকিক ঘটনা ॥ একটা আয্‌মাইশ্‌ দ্যাখ্‌লাম। [আয্‌মাইশ্‌ آزمائش ফা.=পরীক্ষা]।

২=[ম] — বি. সাব্যস্ত ॥ দশবনের আয্‌মাইশে তাইন সেকরেটারি ঐলেন। [পূর্বে দেখ ; অর্থের বিকৃতি]।

৩=[কুম, ম] — বি. খেয়াল, ধ্যান, মনোযোগ ॥ আয্‌মাইশ্‌ কৈরা দ্যাহ, মনে পরেনি। [পূর্বে দেখ ; অর্থের বিকৃতি]।

৪=[চা,চট্ট,নো]—বি. যাচাই, পরীক্ষা ॥ কথাডা আয্‌মাইশ্‌ কৈরা দ্যাহ ঠিক কিনা। [পূর্বে দেখ]।

আয্‌মানো=[ম] — ক্রি. পরখ করা, যাচাই করা ॥ [আযমানা آزمانا ফা.<হিং]।

আয্‌মাশ্‌=[ম] – বি. পরীক্ষা ॥ [দেখ আয্‌মাইশ্‌]।

আয্‌মাহেশ্‌=[য] — বি. সন্দেহ ॥ আয্‌মাহেশ্‌ কৈরা কৈওনা। [দেখ আয্‌মাইশ্‌]।

আয্‌মি=[চট্ট] — বিণ. পরদেশী, অপরিচিত ॥ ই মানুশানি আয্‌মি। [দেখ আয্‌নবি কিংবা আ'জমী عجمی আং=অন-আরব]।

আয্‌মিশ্‌=[ফ]—বি. পরামর্শ ॥ একটা আয্‌মিশ্‌ করন লাগ্‌ব। [দেখ আয্‌মাইশ্‌]।

আয্‌রা=[পা]—বি. সন্ন্যাসী বিশেষ ॥ চৈ'ত্‌ মাশে আয্‌রা বাইর হয়।

আয্‌রানো=[ব, পা, চা]—ক্রি. খালি করা, চালা ॥ বাশনডা আয্‌রাও। [<আজাড়ান]।

আয্‌রা পায্‌রা=[নো]—বি. আশ-পাশ, চতুর্দিক ॥ [<আগ+রা প্র.+পাছ্‌+রা প্র.]।

আয্‌রা মায্‌রা=[রং]—বি. বাছ-বিচার ॥ তোর মুখত্‌ আয্‌রা মায্‌রা নাই। [আজরা অনু:+মাজরা ماجرا আং=ঘটনা]।

আয্‌রোয্‌=[য]—বিণ. বোকা ॥ আয্‌রোয্‌ সাওয়া। [দেখ আয্‌বোঝ্‌']।

আয্‌লা=[কুম্‌] — বি. অঞ্জলি ॥ এক আয্‌লা দৈ আন্‌। [<আঁজলা <অঞ্জলি]।

২ = [চট্ট] — বিণ. বোকা ॥ [দেখ আজল্‌]।

৩=[ব]—বি. ভেটকী মাছ ॥

আয্‌লানো=[ম,গি]—ক্রি. ছোট ছেলে মেয়েদের অনুকরণে ভাংগা ভাংগা কথা বলা ॥ এত বর ব্যাডায় আয্‌লায়।

আয্‌লি=[চট্ট]—বিণ. বোকা ॥ 'আয্‌লি বেডি ভেহেলি, শিক্কিরে কয় আধুলি ॥' [দেখ আযুলি]।

আয্‌হাড়ি=[কু] — বিণ. অযথা, নিরর্থক ॥ আয্‌হড়ি কাযে ক্যাডা যায় ? [আজ্‌হল اجهل আং+ই প্র.]।

আঝ'লা=[কু]—বিণ. ঝালবিহীন ॥ আঝ'লা তলকারি। [আ+ঝালা]।

আঝিহি=[রা]—ক্রি. বিণ. আজই ॥ আঝিহি বাড়ি যাব। [আজিহি ব. বাং]।

আঝুড়া=[রা]—বিণ. যাহার ডাল ছাঁটা হয় নাই ॥ খ্যাজুর গাছ্‌গুলা এবার আঝুড়ায় থাক্‌ল। [<আ+ঝুড়া]।

আঝোঁ'ড়া দ্যাওয়া=[কু]—ক্রি. উস্কানি দিয়া বিপদ ঘটানো ॥ আপন যন আঝোঁ'ড়া দিতে কসুর করে না।

আঝোড়্‌=[রা]—বি. প্রতিবন্ধক ॥ ভালো কাজে খালি আঝোড়্‌ পড়ে।

আটক্‌=[রা,ব]—বি. একঘরে ॥ মোল্‌-লারে গাওয়ালিয়া আটক্‌ দিসে (ব)।

২=[ফ]—বি. বিশ্বাস ॥ তোমারে দিয়্যা আটক্‌ নাই।

৩ = [রা] — বি. অকর্ষিত ভূমি ॥

[<আ+কট<কৃষ্ট]।

৪=[খু, য]—বি. কষ্ট ।। অত চং দেখ্‌লে আমার তো আটক্ ঠ্যাকে।

৫=[ব]—বি. অভাব ।। তার খুব আটক্ হোলো।

আটক্ মটক্=[সি]—বি. লজ্জা, সঙ্কোচ ।। [<আটক+মটক অনু:]।

আটনি=[চা]—বি. ছনের ঘরে ব্যবহৃত বাঁশের দণ্ড বিশেষ ।।

আটন্=[ফ]—বি. খড়ো ঘর তৈরীর উপকরণ ।।

আটন্ সাটন্=[চা]—বি. কড়ি বরগার ফাঁক ।। আটনে সাটনে মাকরে যাল বানাইসে। [দেখ আটন্]।

আটপ্‌কা=[ম]—ক্রি. বিণ. হঠাৎ ।। আটপ্‌কা এ্যাকটা হাপ্ বার ঐসে। [<আচম্‌কা]।

আটল্=[কু]—বি. বাঁশের খণ্ডিত অংশ ।। আটল্ সাড়া ঘর সাইবা কি দিয়া।

২=[খু]—বি. (বাঁশের তৈরী) মাছ ধরার যন্ত্র বিশেষ ।। আমি খালে আটল্ পাত্‌সি।

আটশ্‌কলি=[ব]—বি. অড়হর কলাই ।। এবার আটশ্ কলির দর খুব বেশি। [আটশ্+কলি<কলাই]।

আটা=[নো]—ক্রি. হাঁটা ।। আটতাম্ হারতাম্ না [<হাঁটা]।

২=[কু]—বি. আগ্রহ ।। [<আঁঠা]।

আটাআটি=[সি]—বি. স্বল্পতা, কৃপণতা ।।

২=[রা]—বি. পাখি ধরিবার সরঞ্জাম বিশেষ ।।

আটাই=[সি]—ক্রি. বিণ. কষিয়া ।। বাশগুলি আটাই বান্দ। [<আঁটিয়া]।

আটাইয়া=[কুম]—বিণ. আট মাসের গর্ভবতী ।। আটাইয়া বৌ বেশি লোর্‌তে চো'র্‌তে পারে না। [<আট মাসিয়া, আট+মাস+ইয়া প্র.]।

২=[চা, সি]—ক্রি. বিণ. কষিয়া ।। গিরাটা আটাইয়া দ্যাও। [<আঁটিয়া √আঁট্+ইয়া]।

আটাইয়া দেওয়া=[ম]—ক্রি. প্রবেশ করান ।। দোরিটা আটাইয়া দে। [আঁটাইয়া দেওয়া √আঁটা প্রযোজক ক্রিয়া √আঁট্]।

আটাইয়া নাইয়র্=[চা]—বি. বিবাহের পর বরের বাড়ি গিয়া কনের আটদিন থাকা ।। [আট+ইয়া প্র.+নাইয়র <নাইহর <নাইঘর প্রাং <জ্ঞাতিগৃহ সং]।

আটাইল্=[ম]—বি. আঁটুলি, জোঁকের স্বভাব ।। [আঁটা+ইল প্র.]।

২=[ম]—বিণ. অতি দুষ্ট ।।

৩=[রং]—বিণ. কার্য তৎপর ।। [<আটা, আঁঠা+ইল প্র.]।

৪=[সি]—বি. গরু বা কুকুরের গায়ে ঘা ।। আমার গোরুর গতরো খুব আটাইল্।

আটাইল্ কাউরি=[সি]—বি. যে বক গরুর গায়ের ঘা ঠুকরায় ।। [আঁটাইল,+খাউরী, √খা+উড়ী প্র.]।

আটাউটি=[সি]—বি. <হাঁটা হাঁটি ।। চো'বেরা রাইতে আটা উটি করে।

আটাচালা=[দি, রা]—বি. আটা চালুনি ।। আটাচালা দিয়া আটা চালে।

আটানি=[ম]—বি. শাসন ।। আটানি না কোর্‌লে পোলাপান মানুশ অয়? [আঁটানি√আঁটা=ধমকান]।

আটানো=[সি]—ক্রি. বন্ধকরা ।। দরযা-খান আটাও। [আঁটান<আঁটা+আন ক্রিয়া সূচক প্র.]।

আটাপাশি=[রা, দি]—বি. কাছাকাছি ।। [আটা+পাশি<পাশ+ই প্র.]।

আটাপিটা=[পা]—ক্রি. বিণ. শক্ত ভাবে ।। ব্যাড়াটা আটাপিটা কোইর‍্যা দ্যাও। [<আটোপিটে]।

আটাপোষ্টি=[সি]—বি. বাধা নিষেধ ।। [আঁটা+পটী অনু:]।

আটাপোট্‌টি=[ম, সি]—বি. কড়াকড়ি, বাধ্য বাধকতা, বাধা নিষেধ ।।

আটাম্=[খু, বা]—বি. বন্ধন ।। [আঁট+আম প্র.]।

আটালু=[সি]—বি. বক জাতীয় পাখী বিশেষ ।।

আটাল্=[ম, কুম]—বি. রাজস্ব টিকিট, ডাক টিকিট ।। পোশ্‌টাফিশে যাবা, আমার নিগা এ্যাকটা আটাল্ আইনো ।। [আঠাল <আঠা+ল প্র.=আঠা যুক্ত (টিকিট)]।

২=[ম]—বি. ঘরের কড়ির সঙ্গে ঝুলানো তাক ।। আটালে কাপড় রাখঁ। [<আ+টাল]।

৩=[রং]—বি. ঘরের ছাদ, কড়ি ।। আটালের আল্‌গুলা পঁচি গেইছে। [<অট্টাল সং=প্রাসাদোপরিগৃহ, অর্থের বিকৃতি]।

৪=[রং]—বি. বাঁশের তৈরী মাচা বা চৌকি ।। [দেখ আটাল$_3$]।

আটাশি=[সি]—বি. গোখরা সাপ ।।

আটাশে=[কু]—বিণ. আট মাসে জাত ।। [<আট মেসে<আট মাস+ইয়া প্র.]।

আটাশ্=[বা, চা]—বিণ. আশ্চর্য, অবাক ।। উট্টানি স্যারার কান্ড দেইখ্যা এক্‌কেরে আটাশ্ খাইয়া রোইসি। [<হতাশ ; অর্থের বিকৃতি]।

আটিং মারা=[রা]—ক্রি. পলায়ন করা ।। [আটিং+মারা √মার্ ; আটিং=গোড়ালি]।

আটিকুটি=[দি]—ক্রি. বিণ. দ্বিধা ।।

আটি বিটি=[সি]—ক্রি. বিণ. হাত পা-গুটাইয়া ।।

আটিয়া খ্যাচর্=[রং]—বিণ. দুষ্ট, শয়তান ।। লোকটা আটিয়া খ্যাচর। [<আটিয়া <আঁট=শক্ত+ইয়া প্র.+খচ্চর]।

আটিয়া ধরা=[রং]—ক্রি. ধ্রুবজ্ঞানে বিশ্বাস করা ।। এই মিচা কতাটা আটিয়া ধরা ভাল্ নোয়ায়। [আঁটিয়া=শক্ত করিয়া+ধরা]।

আটিশর্=[রা]—বি. ঝোপ জাতীয় গাছ ।।

আটুশ্=[রং]—বি. তারিফ বা প্রশংসা করা ।। [<অদ্ভুত<স্তুতি]।

আটে=[খু]—ক্রি. বিণ. জোরে ।। [<আঁটিয়া]।

আটে কাটা=[খু, ব]—বি. উচ্ছিষ্ট,

ভুক্তাবশিষ্ট ॥ [<এঁটো কাঁটা]।

আটে কাটে=[পা.]—ক্রি. বিণ. শক্ত ভাবে ॥

আটাল্ পাটাল্=[পা]—বি. মজুর, সমাজের নিম্নস্তরের লোক ॥ আটাল পাটালের দিকে নযর রাইখ।

আটো=[পা,ম,রং]—বিণ. ছোট, সরু॥ আংগারটা পাওত্ আটো হৈছে (রং)। [<আঁট+উয়া প্র.]

আটোক্=[রা]— বি. অভাব॥ [<আটক=বাধা]।

আটোক্ শুটোক্=[রা]—বি. আপদ বিপদ॥ আটোক্ শুটোকে তার কাছেই আই বেশি। [দেখ আটোক + শুটোক অনু:]।

আটোপন্নে=[রা]—ক্রি. বিণ. ভীষণ ভাবে॥ পাগলের পেছনে ছেলে পেলেরা আটোপন্নে লেগেছে।

আটোমাটো=[রা] — ক্রি.বিণ. ভিজা-ভিজা, মাখামাখি॥ এক্না তরকারি দিয়ে ভাত্গুলা আটোমাটো হবে। [অনু.]।

আটোয়া=[দি] — বি. বিবাহের অষ্টম দিনে কনের পিতৃগৃহে আসার উৎসব॥ [আট+উয়া প্র.]।

আটোর্=[ব, রা] — বি. অড়হড়॥ আটোরের ডাল্।

আটোল্=[খু, য]—বি. মাছ ধরিবার এক প্রকার ফাঁদ॥ [দেখ আটল্$_2$]।

আট্$_1$=[কুম, সি] — বি. হাট॥ আটে যাই। [<হাট]।

২=[খু]—বি. কাপড়ের পাড়॥ দুই বোতের আট্ পালি খাত্র শিয়েত্তাম।

৩=[বা]—বি. গৃহ সংলগ্ন বৃক্ষাদির বাগান॥ শে লাউর্ (=লাকড়ি) টোহাইতে আটে গেসে।

৪=[চট্ট] — বি. ক্ষেতের চারপাশের বেড়া॥ [<আট]।

৫=[লুম] — ক্রি. বিণ. শক্ত॥ শিশির ডিপাটা আট্ কৈরা দিব। [<আঁট]।

আট্ কাঁকি=[কু] — বি. রুপার তৈরী পায়ের গয়না বিশেষ॥ তোর্হার মাইয়ার আট্কাঁকি কোই? [<আটকাঁকী]।

আট্ কায়া=[কু]—বিণ. অস্থির॥

আট্ কারাম্=[চা] — বি. বাবুয়ানা॥ এ্যাত্ত আট্কারাম্ এ্যাক্দিন মুইট্টা যাইবো। [দেখ আট্ কায়া+ম প্র.]।

আট্ কি=[ম] — বি. কফি॥ বাঁশের আট্কি দিয়া বোর্শির সিপ্ অয়।

আট্ কি পাট্ কি=[কু]—বি. চঞ্চলতা, আইঢাই॥ [অনু.]।

আট্ কুইরা=[চা]—বিণ. নিঃসন্তান॥ আট্কুইরার মুখ দেখ্লে অযাত্রা অয়। [<আঁটকুড়া]।

আট্ কুরি=[খ]—বিণ. যে কুড়াইয়া খায়, পর প্রত্যাশী, ভিক্ষুক॥ [<হাটকুরি=যে হাটে কুড়াইয়া খায় কিংবা<আঁটি কুড়ে <আস্তা কুড়া+ই প্র.]।

আট্ কেরিয়া=[নো]—বিণ. বেখাপ্পা॥ [<অট্কল اٹکل হিং + ইয়া প্র.=আনুমানিক]।

আট্ কোল থাকা বা হওয়া=[রা]—ক্রি. খেয়াল থাকা বা হুঁশ্ হওয়া॥ [দেখ আট্কেরিয়া+থাকা, হওয়া]।

আট্ খুটৈয়া=[য] — বিণ. ছোট অথচ শক্তিশালী॥ আট্খুটৈয়া মানুশ শহরে অরান্ অয়না। [<আটখুটে<আক্-খুটে<আখেটক (=শিকারী) সং; অর্থ বিকৃতি কিংবা আঁটপিটে শব্দের বিকৃতি]।

আট্ খুরা=[ম,সি]—বিণ. নির্বংশ, সন্তান-হীন॥ আটখুরা লোকটা মোইরা গেলে তার শয়শম্পত্তি পাইবো কেডায়? [<আঁটকুড়া]।

আট্ খোরা=[কুম]— বিণ.॥ নির্বংশ, সন্তানহীন॥

আট্ গা=[কুম]—বিণ. আটটা। আইগাঁ টেহা দ্যাও। [< আট + গা = টা; গো হিং]।

আট্ চাঁইয়া=[সি] — বিণ. যে কৃষি-ভূমিকে আটবার চাষ করা হইয়াছে॥ এইবোলিটা আট্চাঁইয়া [<আটচাষিয়া]।

আট্ চাল্=[খু]— বি. লাঙলের খিল, ইশের পশ্চাতের কাঠের খুঁটা॥

আট্ টাইয়া=[চা] — অস. ক্রি. হাঁটু দিয়া আঘাত করিয়া॥ তরে আট্টাইয়া শ্যাশ্ কোরুম। [<হাঁটু+ইয়া]।

আট্ টাইশ্=[ম] — বি. অবাক॥ তোমার কথা হুন্লে আট্টাইশ্ লাগে।

আট্ টিগাট্ টি=[চা] — বি. ভাবভঙ্গী, স্বভাব॥

আট্ টু=[কুম,বা,চট্ট]—বিণ. আরেকটু॥ আট্টু তর্কারি দ্যাও। [<আর+এক+টু]।

আট্ টুয়ান=[চা] — [illegible] হাঁটু দিয়া আঘাত করা॥ এমন চোট [illegible] আট্-টুয়ানের কাম। [হাঁটু+আন ক্রিয়া বাচক প্র.; নামধাতু]।

আট্ ট্যা=[রা] — ক্রি. বিণ. শক্ত করিয়া॥ শিশির ছিপি আট্ট্যা লাগ্ছে। [<আঁটিয়া]।

আট্ ঠ্যা=[রা] — বি. কলা গাছের সারাংশ। [<আটিয়া=এঁটে]।

আট্ তে=[রং] — ক্রি. বিণ. নিকট॥ আমার আট্তে কিছু নাই।

আট্ দল্ লি=[দি] — বি. আর্দালী॥ [<আর্দালী (orderly ইং)]।

আট্ নে=[পা]—বি. হাটে॥ [<হাট+এ অধিকরণে]।

আট্ পহুরি=[ম] — বিণ. সচরাচর, সাধারণ॥ [< আটপহরিয়া < অষ্ট প্রহরিকা; তুং আট পৌরে]।

আট্ ফাটাং=[পা] — বি. ফুটানি॥ তোমার আট্ফাটাং দেইহা আর বাচিঁ'না।

আট্ ফাটাঙা=[পা]—বিণ. আড়ম্বরপূর্ণ॥ তোর আট্ফাটাঙা কতার কোন দাম নাই।

আট্ ফিটাফিট্=[রা]—ক্রি. বিণ. শব্দ॥ আট্ফিটাফিট্ কোইরা কান্দ।

আট্ বিয়াতি=[চা]—বি. সওদাপত্র॥ বাযার্তে আট্ বিয়াতি লোইয়া বোলুদি আইয়া পোরিশ্। [<হাট বেসাতি]।

আট্ মাশ্=[চট্ট]—বি. সুদিন; আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই চারি মাস বাদে বাকী কয় মাস॥

আট্ রূপের বানি=[রং]— বি. খাঁটি কথা, দৃঢ় কথা॥ মুঁই আট্রূপের বানি কর্ছোঁ। [বানি<বাণী]।

আঠিয়া=[সি]—বি. বিবাহের অষ্টম দিনে স্বামীসহ কন্যার পিত্রালয়ে গমনের রাত্রি ॥ [দেখ আটোরা]।
আঠা আজর্‌=[সি]—বি. অভ্যর্থনা ॥
আঠাই=[চট্ট]—বিণ. অথৈ, গভীর ॥ আঠাই পানিত্‌ নামিলে ডুবি যাবি। [<অথাই<অস্তাব সং]।
আঠাইলা=[পা]—বিণ. এঁটেল ॥ [আঁটা (=শক্ত)+ইলা প্র.]।
আঠাইল্‌=[সি]—বিণ. ঘনীভূত ॥ আঠাইল্‌ দুধ্‌ বর মধা। [আঠা<আঁটা (=ঘন)+ইল প্র.]।
২=[পা]—বি. গরু, ভেড়া, ছাগল প্রভৃতির গায়ের উকুন॥
আঠাপাইনা=[পা]—বিণ. গাঁজাখুরে॥ রাখ্‌ তোর আঠাপাইনা গল্প।
আঠালিয়া=[ফ]—বি. দাঁতনের গাছ॥
আঠিশেল্‌=[পা]—বি. বাসনপত্র ধোঁয়ার স্থান ॥ [আঠি=এঁটো+শেল <শালা]।
আঠু বারাইয়া=[ম]—ক্রি. বিণ. হাঁটু পর্যন্ত ॥ মাইয়্যার মাথার চুল্‌ আঠু বারাইয়া পরে। [হাঁটু + বাড়াইয়া (=অতিক্রম করিয়া)]।
আঠুয়াল্‌=[রা]—বি. ওজন করিবার বাটখারা ॥
আঠে=[খু]—বিণ. এঁটো, উচ্ছিষ্ট ॥ আঠে ভাত মুর্‌ গিরে দ্যাও। [অঁইঠা <আমিট্‌ঠ প্রাং<আমৃষ্ট=এঁটো]।
আঠ্‌কোরালি=[কুম]—বি. দাঁতের মাড়ি ॥ দাঁতন কোর্‌লে আঠ্‌কোরালি শক্ত থাহে।
আডক্‌=[ম]—বিণ. আটক, বন্দী ॥ বৌডা হোউরের বারিত্‌ আডক্‌ আসে। [<আটক]।
আডম্‌ বাডম্‌=[বা]—ক্রি.বিণ. উপক্রম, আয়োজন ॥ ঘর আইবার আডম্‌ বাডম্‌ ঐসে। [অনু.]।
আডরা=[কুম]—বিণ. যে হাঁটিতে পারে ॥ আডরা মুইট্‌কারে লেইক্যা যাইও, পানিত্‌নি আবার যায়। [√হাঁট +রা প্র.]।
আডর্‌=[চট্ট,সি]—বি. আদেশ ॥ মাস্টার শাব্‌ পরা হিক্‌তে আডর্‌ দিসে। [<অর্ডার order ইং]।
আডা=[কুম, রা]—বি. আটা, চাউলের গুড়া ॥ [<আটা]।
২=[কুম, ঢা]=বি. আঠা ॥ আডা দিয়া কাগযডা যোরা দ্যাও। [<আঠা]।
৩=[ঢা]—বি. ঝামেলা, জঞ্জাল ॥ আডা লাগাইন্যা কাম কর কেরে?
৪=[বা]—বি. খড়, কাঠ প্রভৃতির আঁটি বিশেষ ॥ কাডের আডা বান্দ। [<আঁটি]।
৫=[নো]—বিণ. অনর্থক, বাজে ॥ আডা কথা কি কোইরা কশ্‌?
আডাইয়া=[ফ]—ক্রি. বিণ. চাপিয়া ॥ আডাইয়া দর, হাসা কথা বার ঐবো। [<আঁটিয়া]।
২=[ম]—বিণ. আট মাসে যে সন্তান হয় ॥ আডাইয়া পোলার যার্‌ বেশি। [<আট মাসিয়া]।
আডাইরা=[কুম]—বি. পুং হাঁস ॥
আডাইল্যা=[ক]—বিণ. অলস ॥ আডাইল্যা মানুশ।
২=[ক, ঢা]—বিণ. এঁটেল ॥ আডাইল্যা মাডি। [<আঁটাল+ইয়া প্র.]।
আডাইল্‌=[ঢা]—বি. এঁটুলি ॥ গরুর গতর আডাইল্‌ থাহে। [<আঁটুলি]।
আডাইশ্‌=[ম]—বি., বিণ. আটাশ, ২৮ ॥ [<আটাইশ]।
আডাউত্তা=[খু]—বি. শিল নোড়া ॥ ডাল আডাউত্তা না ঐলে ওশুধের বাকল গুড়া অয় না।
আডাকোডা=[ঢা]—বিণ. ঘন, গাঢ় ॥ সালোন্‌ডা এ্যাকটু আডাকোডাও অয় নাই। [<আঁটা (ঘন অর্থে) + কোটা অনু:]।
আডাত্তুর=[ম]—বি., বিণ. আটাত্তর, ৭৮। [<আটাত্তুর=আটাত্তর]।
আডানো=[ঢা]—ক্রি. ঢুকান ॥ নাওডা বংগলে আডাইয়া থো। [<আঁটান]।
আডান্নিয়া পুত=[ম]—বি. যে সন্তান মায়ের পুনর্বিবাহের পর বি-পিতার বাড়িতে চলিয়া আসে ॥ আডান্নিয়া পুতের এ্যাত্ত কুডানি ক্যা? [হাঁটান+ ইয়া প্র. + পুত < পুত্র=হাঁটানো ছেলে]।
আডাপুট্‌কি=[কুম]—বি. আরামপ্রিয়, বিলাসী (ব্যঙ্গার্থে) ॥ কি আডা পুট্‌কিরে, কোন কত্তা নাই বার্‌তি নাই, আমার মামা কাপর লৈয়া ব্যারাইতে বাইর্‌ ঐসে।
আডার্‌ঠাইত্‌=[নো]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আডার্‌ঠাইত্‌ দিসা কতা কৈস্‌ না।
আডার্‌ দিসা=[নো]—বিণ. ধুরন্ধর, বাটপার ॥ হোলাডা আডার্‌ দিসা।
আডালি=[ফ]—বি. গরুর গায়ের এক-প্রকার পোকা ॥ [দেখ আঠাইল্‌$_{২}$]।
আডাহোলি=[ঢা]—বি. ঢেঁকির মধ্যস্থ কীলক ॥ ডেহিত্‌ আডাহোলি নাগাও। [<আড়শলি, আড়শলা]।
আডি=[কুম]—বি. আঁটি, গুচ্ছ ॥ দানের আডি। [<আটি, আঁটি]।
২=[ম,ঢা,বা,কুম]—বি. বীজ, বীচি ॥ তালের আডি। [<আঁটি, আঁঠি <অস্থি সং]।
৩=[ঢা]—বি. গ্রামের পাড়া ॥ তোমার বারি কোন আডি? [<হাটি]।
আডি আডি=[চট্ট]—ক্রি. বিণ. হাঁটিয়া হাঁটিয়া ॥ বারিত্‌ আডি আডি যাইরম। [<হাঁটি হাঁটি<হাঁটিয়া হাঁটিয়া]।
আডিলি খাওয়া=[রং]—ক্রি. উৎকট চীৎকার করা ॥
আডু=[ঢা, কুম, ম]—বি. হাঁটু ॥ আডুর উপুরে কাপর্‌ তুইল্‌ল না। [<হাঁটু]।
আডুই=[ম]—বি. জলাভূমি ॥
আডুইয়া=[ঢা]—বিণ. খুব হাঁটিতে পারে যে ॥ [<হাঁটা + উইয়া প্র.]।
আডুকাছা=[ঢা]—বি. হাঁটুর নীচ পর্যন্ত কাপড় রাখিয়া দেওয়া কাছা ॥ [<হাঁটু +কাছা]।
আডু চিঁরিয়া দেখানো=[খু]—ক্রি. আগে আগে কথা বলা ॥ পোলাডা যখন

তখন আড়ু চি'রিয়া দেখায়। [<হাঁটু চিরিয়া দেখান]।

আড়ুয়া = [সি] — বিণ. বুদ্ধিহীন॥ আড়ুয়ার কতা হুনে কে ?

আড়ে=[চা]— বি. আঁটুনিতে॥ 'ওতি আড়ে বাইট্যা গিয়ে'—প্রবাদ। [<আঁটে =আঁটুনিতে]।

২ = [রা] — অব্য. ওহে॥ আড়ে বু এ্যাক্ কথা।

আড়ে গাড়ে=[চা]—ক্রি. বিণ. যেখানে সেখানে॥ আড়ে গাড়ে এই কতা কোইস্ না। [<হাটে ঘাটে]।

আড়ে নাড়ে=[ফ]—ক্রি. বিণ. সময়ে অসময়ে। আড়ে নাড়ে আড়া আড়ি বান্দা না।

আড়ে পাকে=[চা]—ক্রি. বিণ. মাঝে মাঝে॥ কোরিম আড়ে পাকে আমাগো বারি আহে। [<আড়ে <আঁটে + ফাঁকে]।

আড়ে ফাড়ে =[চা]—ক্রি. বিণ. মাঝে মাঝে॥

আড়ৈ=[কুম]—বি. ছোট ফল বিশেষ॥ [<আটবাঁকী]।

আড়ৈয়া=[নো]—বিণ. বিচিপূর্ণ কলা॥ [<আঁটি+ইয়া প্র.]।

আড়ৈয়া=[রা]—বিণ. পুরুষ (পাখী)॥ আড়ৈয়া আশে (=হাঁসে) বদা দেয় তুই কোন্ ঠাই হোন্‌ছত্ ?

আড়ৈল্যা কিল্=[চা]—বি. খুব জোরের কিল॥ কতা না হুন্‌লে আড়ৈল্যা কিল্ কিলামু। [আড়ৈল্যা <হাট + আল ইয়া প্র.+কিল=হেটো কিল]।

আড়োন্ খাড়ুন্=[ফ]—বি. চেষ্টা, পরিশ্রম॥ হগল আড়োন্ খাড়ুন্ বরবাদ্ ঐগে। [<আড়োন অনু: + খাটন√ খাট্]।

আড্ গাস্=[চট] — বি. এক প্রকার গাছ॥ আড্‌গাসের তক্‌তা দি চৌ'হি অয়।

আড্ ডি=[চা, কুম]—বি. হাড়॥ তার আড্‌ডি শক্ত। [<হড্ডী হিং=হাড়]।

আড্ ডি অসুখি ঘুরি অওয়া=[চট]—ক্রি. খুব বেশী ক্লান্ত হওয়া॥ [মূলার্থ—হাড়টাড় গুঁড়া হওয়া]।

আড্ ডি চো'শা=[চা]—বিণ. শোষক, উৎপীড়ক॥ মাতুবর্ ডা আড্‌ডি চো'শা। [<হাড্ডি<হড্ডী হিং+চোষা]।

আড্ ডুল্=[নো]—বিণ. অকেজো॥ তোমার সাওয়াল্‌ডা এক্‌কেরে আড্‌ডুল্।

আড্ বেহ্নি=[ফ]—বি. চিংড়ি মাছ ধরিবার ফাঁদ বিশেষ॥

আড়ং=[খু]—বি. আড্ডা॥ বুয়ার আরম্ভে বৈস্ না। [=আড়ঙ্গ]।

আড়ম্ বুল্=[নো]—বিণ. বোকা॥

আড়ল্=[চট]—বি. লাঙ্গলে ব্যবহৃত কীলক॥

আড়া=[খু, য]—বি. অগভীর গর্ত॥

২=[খু]—বি. নর্দমা, পয়ঃ প্রণালী॥

৩=[নো]—বিণ. আজে বাজে, অসার॥

৪=[চট, দি, রা, নো]—বি. উঁচু আল, উঁচু ভূমি॥

৫=[চট]—বিণ. অর্ধ॥ কাজড্ আন্ রৈদে আড়া শুক্‌না হৈয়ে। [<আঢ়া <অড্ঢ প্রা:<অর্দ্ধ সং]।

৬=[খু]—বি. কাপড় শুকাইবার বাঁশ॥

৭=[চট]—বি. করাত॥ আড়াদি গাস্ কাট্টৈর। [আরা آرا ফা.]।

৮=[রং]—বি. বাঁশের ঝাঁড় বা ঝোঁপ॥ 'আড়া বাড়িতে কালা গাই, চুপ্‌ চুপ্‌পুত্ দোবার জাই—ছড়া।'

আড়াই = [খু] — বি. যাত্রাগানের প্রাথমিক উচ্চ বাদ্য॥

২=[রা]—বি. বেতের তৈরী ছোট পাত্র বিশেষ॥ [<আঢ়কী]।

আড়াই পেচি = [রা] — বি. বাহুর অলঙ্কার বিশেষ॥ কোন্‌য়ের উপর আড়াই পেচি লাগাচে। [<আড়াই পেঁচি]।

আড়াইয়া=[চট]—বি. শ্বশুর বাড়ীতে নূতন জামাতার আড়াই দিন অবস্থান॥ যামাই আড়াইয়া গড়িবার লাই পাঁচ' মন্ বোনুধু আনিব। [<আড়াই+ইয়া প্র.]।

আড়াইল্=[চট]— বি. বাছুর বাঁধিয়া রাখার ব্যবস্থা বিশেষ॥

২=[পা]—বি. ঘাস বিশেষ॥

আড়াইল্ লা=[চট]—বি. প্রতিবেশী॥ আঁর আড়াইল্‌লা বে আগ্‌গুন্ ভালা।

আড়াং তাড়াং=[রং]—বি. রাগারাগি॥ আর আড়াং তাড়াং না করিশ্ বায়। [অনু.]।

আড়াকশ্=[রং]—বি. কাঠের মিস্ত্রী॥ আড়াকশ্ দিয়া গাছটার তক্‌তা করোঁ। [আরাকশ্ آراکش ফা.]।

আড়াতি=[রং]—বি. কথামত ব্যবস্থা, আয়োজন॥ আড়াতিখান করেক্ বায়।

আড়াত্=[রং] — বি. রাগ॥ আড়াত্ কোরিশ্ কেনে বাহে ?

আড়ানি=[রা]— বি. আংলা, মাচা॥ লাউ গাছে আড়ানি লাগে।

আড়ানো=[রং, খু, য, কু]—ক্রি. অসার হওয়া, অকেজো হওয়া, আড়ষ্ট হওয়া॥

আড়াবাড়ি=[রং]—বি. জঙ্গল, বাঁশবন॥ আড়াবাড়িত্ কানে গেচিশ্ বাহে ?

আড়াম্ পোট্ টি=[কু]—বি. বৃথা পাঁয়তারা॥ তার শুধু আড়াম্ পোট্‌টিই সার।

আড়ায়া দেওয়া=[পা]—ক্রি. উস্কানি দেওয়া বিশেষ॥

আড়ালি=[রা]—বি. এক প্রকার বাঁশ॥ আড়ালি বাশোত্ ঘুন ধরে কম।

আড়ালেয়া = [রা] — বি. নাশ্‌তা॥ আড়ালেয়া খাচু।

আড়াল্=[পা]—বি. ধানের জমির অবস্থা বিশেষ—॥

আড়াহাড়াইল্ লা = [নো] — বিণ. সরল॥ এ্যাত আড়াহাড়াইল্‌লা ঐলে কি আর চ'লে ?

আড়াহোড্=[রা]—বি. চক্ষু লজ্জা॥

আড়ি = [দি, রং] — বি. বিধবা॥ [<রাঁড়ী]।

২=[নো]— বি. ধান চাউল মাপিবার পাত্র বিশেষ॥

৩=[খু]—বি. রাগ॥

আড়িকল্=[চট]—বি. পাখি বিশেষ, হাড়গিলা॥

=[রা]—ক্রি. বিণ. ইতস্ততঃ;

এদিক ওদিক ॥ শতুত কথা লোল্‌তে আড়ি গুড়ি করে।

আড়িনি = [নো] — বি. মাদী হাঁস ॥ আড়িনি আন্‌ডা পারে।

আড়িয়া=[রং]—বি. ষাঁড় ॥ [<আড়িয়া <আঁড় <অণ্ড+ইয়া প্র.=এঁড়ে]।

আড়িয়াল্ =[নো] — বি. এক প্রকার গাছ ॥ আড়িয়াল্ গাসের ফল খাওন্ যায় না।

আড়ির্ বেটা=[রং]—বি. পিতৃ পরিচয় হীন সন্তান ॥ আড়ির বেটার ফুটানি কি বাহে। [<রাঁড়ীর বেটা]।

আড়ুক্ ধুরুক্ = [রং] — ক্রি. বিণ. সাত তাড়াতাড়ি ॥ আড়ুক্ ধুরুক্ কাজ কোরলে হয় না। [অনু.; হুড়ুম দুড়ুম]।

আড়ুচ্‌চো= [খু]— বি. বাদী ॥

আড়ুজাং=[রং]—বিণ. খুব, বেজায় ॥ মানুশ্ টা আড়ুজাং চাঙা।

আড়ুবাড়ু করা=[পা]—ক্রি. বমি বমি করা ॥ আমার গা আড়ুবাড়ু কর্‌সে।

আড়ুয়া=[রা]—বিণ. কাণ্ডজ্ঞান হীন, বোকা ॥ করিম বড় আড়ুয়া পোয়া।

আড়ুয়া নাগা = [রং] — বিণ. খারাপ, দুষ্ট ॥ তোর মত আড়ুয়া নাগা মানশি আর মোর চৌখ্‌খত্ পড়ে না। [দেখ আড়ুয়া + নাগা <লোগা কিংবা নাগা জাতি]।

আড়ুল্ = [রং] —বি. ষাঁড় ॥ কালা আড়ুল্ টা কার বাহে? [ষাঁড়<অণ্ড+ উল প্র.]।

২= [নো, চট্ট]— বিণ. রুক্ষ, উদ্ধত, ঝগড়াটে ॥ বেডাডা বড় আড়ুল্।

আড়ে=[পা, খু]—বিণ. বলদ ॥ আড়ে গোরুটা গ্যাল্ কোহানে? [<এঁড়ে]।

২ = [পা] — বি. লাঠি বা কাঠের টুকরা ॥ [<আড়+ইয়া প্র.]।

৩ = [পা]— ... সেরী বাট-খারা ॥ এক আড়ে তেল দ্যাও। [আড়াই+আ প্র.]।

আড়ে ... = [রা] — ক্রি. সৎপথে আসা ॥ ... [বেরাড়া=বে-আড়া]।

আড়ে যাওয়া=[রা] — ক্রি. নষ্ট বা বিকল হওয়া ॥

আড়ে দিঘ্‌লি = [পা] — ক্রি.বিণ. দৈর্ঘ্যে প্রস্থে, লম্বায় চওড়ায় ॥ [<আড়ে দীঘে; আড়ে<অর্দ্ধে+দিঘলী <দীর্ঘ +লী প্র.]।

আড়ে পাথালে= [পা] — ক্রি. বিণ. সোজাসুজি, লম্বালম্বি, জঙ্গলের মধ্য দিয়া ॥ বাক্ না গুইরা আড়ে পাথালে গেলে গাড়ি পাইবা। [আড়ে <অর্ধে+ পাথালে<পাথারে<প্রান্তরে সং]।

আড়েয়া=[রং]—বি. আড়াই সেরী বাট-খারা ॥ [দেখ আড়ে$_3$]।

আড়ের্ গড়=[চট্ট]—বি. বাড়ির চারি-দিকের প্রাচীর বিশেষ ॥ হগ্‌গল্‌তেই আড়ের গড়ত্ বাস্ ধরে। [<আড়= ঘেরা+এর (সম্বন্ধ)+গড়]।

আড়েকাড়ে = [পা, কু]—ক্রি. বিণ. সোজাসুজি, সামনা সামনি ॥ ['আড়ে-কাড়ে' ও ব্যবহৃত হয়]।

আড্যামু=[রা] — বি. আলস্য ॥ সব কিছুতেই আড্যামু ভাল না।

আড়্‌হে=[রং] — বি. অড়হর ॥ আড়্‌হের ডাল। [<আঢ়কী সং]।

আড়্‌হেয়া=[নো]—বি. হাঁস ॥

আড়্‌হেল্=[কু]—বি. অড়হর ॥ আড়্‌হে-লের ডাল খুব খাই। [<অড়হর]।

আড়ো=[খু]—বি. ছোট লাঠি বিশেষ ॥ [দেখ আড়ে$_2$]।

২=[রা]—বিণ. বদ্ধ, আবৃত। [<আওড় <আবুড় প্রাং<আবৃত সং]।

৩=[য]—বিণ. বাঁকা, উল্টা ॥ [<আড় (=বাঁকা)+উয়া প্র.]।

৪=[খু]—বিণ. চওড়া, প্রস্থ ॥ [আড় (=প্রস্থ) <অর্ধ+উয়া প্র.]।

৫=[ব]—বিণ. আড়ষ্ট ॥ [দেখ আড়ো$_2$ কিংবা আড়ো$_3$]।

আড়োং=[য]—বি. নারিকেলের মালার তৈরী চামচ ॥

আড়োঘাড়ো = [রা] — বিণ. আঁকা বাঁকা ॥ [অনু.]।

আড়োচ্চা=[য]—বি. হিংসা ॥ [আড়ি +চা প্র.]।

আড়োনো=[চট্ট]—ক্রি. ঢেঁকির সাহায্যে ধানের খোসা ছাড়ান ॥

আড়ো বাড়ো=[কু]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি ॥ [অনু.]।

২=[কু]—বি. বমি বমি ভাব ॥ আমার গা আড়োবাড়ো কোর্‌সে। [অনু.]।

আড়ো মারা=[খু]—ক্রি. কোন কিছু ছুঁড়িয়া মারা, পিছন হইতে আঘাত করা ॥

আড়োশ্=[রা]—বি. ব্যথা, বেদনা ॥

আড়্=[র, রা]—বি. কাপড় শুকাইবার টাঙানো বাঁশ ॥

২=[কু]—বি. ঝুলন্ত, যাহা ঝুলিয়া থাকে ॥ [<আঢ়<অড্‌ঢ <অর্ধ]।

৩=[ব]—বি. ক্ষেতের আল বা আইল ॥ [<আলি]।

আড়্‌কাটা=[খু]—বিণ. যে কাজে বাধা দেয় ॥ তার বৌটা বড় আড়্‌কাটা।

আড়্‌কাঠা=[রা] — বিণ. মূর্খ ॥ আড়্ কাঠা ছেলে ॥

আড়্‌কি = [চট্ট]— বি. কাঁকরোল ॥ আড়্‌কি ফলর্ তরকারি বর হোয়াদ্।

আড়্‌গরা = [চট্ট] — বি. চারিদিকে ঘেরাও করা স্থান ॥ [আড়্‌গড়া হিং <আড়ুডা]।

আড়্‌গাজা=[রং]—বিণ অবাধ্য ॥

আড়গাড়া= [পা, চট্ট, রা] — খোঁয়াড়, কাটক ॥ আড়গাড়ায় গোরু আট্‌কা আছে (রা)। [দেখ আড়্‌গরা]।

২ = [খু, য] — বি. হুড়কো ॥ [আগড় <অর্গল+ড়া প্র.]।

আড়্ গিচ্‌ছা= [রা]—বিণ. খুব ঘন ॥ খেতে আড়্‌গিচ্ছা ধান ঐচে।

আড়্‌গৈড়্ মাল্‌গৈড়্=[রং] — বি. গড়াগড়ি, এপাশ ওপাশ ॥ খায়া ইটু আড়্‌গৈড়্ মাল্‌গৈড়্ দেঅক। [অনু.; গৈড়=গড়াগড়ি]।

আড়্‌চা=[ব]—বি. বাধা ॥ [<আড় (=বাঁকা)+চা প্র.]।

আড়্ পাকানো=[কু]— ক্রি. দুষ্টামি করিয়া কোন কাজ না করিতে চাওয়া ॥ সেজেটা খালি আড়্‌পাকায়। [<আড়ি +পাকান]।

আড়্বদি=[খু]—বিণ. বাধা প্রদানকারী, প্রতিবাদী ॥ শে আমার কাযে আড়্বদি হয়েসে। [আড়+বদি<বদ্ধী]।

আড়্বাং=[কু]— ক্রি. বি. অভুক্ত দূরী করণ ॥ [<আড়ভাঙা = আড়া মোড়া ভাঙা]।

আড়্বাদি=[খু]—বি. বাধা, প্রতিবন্ধক ॥ ভাল কাযে আড়্বাদি হওয়া ভাল না। [দেখ আড়্বদি]।

আড়্বিকি=[রা]—বি. রূপার তৈরী পায়ের গহনা বিশেষ। [<আড়+বেঁকি<বাঁকা+ই প্র.]।

আড়্বেকি=[দি]—বি. পায়ের গহনা বিশেষ ॥ [দেখ আড়্বিকি]।

আড়্মাল্ = [রা]— বিণ. একগুঁয়ে, জেদী ॥ ছেলেটা বড় আড়্মাল্।

আড়্লা= [চট্ট]—বিণ. অর্ধছাটা ॥ আড়্লা চৈ'ল। [আড়<অড্ঢ প্রাং <অর্ধ সং+লা প্র.]।

আড়্শলি=[পা]—বি. আড়্শলাকা, পায়ার সহিত ঢেঁকি আটকাইবার খিল ॥ [<আড় (বাঁকা)+শলা+ই প্র.]।

আড়ি=[রা]—বি. ধান্যাদির পরিমাণ বিশেষ ॥ মুঁই দুই আড়ি ধান দিমু তোক। [<আঢ়কী সং]।

আঢ়েয়া=[রা] — বি. আড়াই সেরী বাটখারা ॥ আঢ়েয়াটা দিয়ে মাইপে (মাপিয়া) দে। [আঢ়াই=আড়াই+ইয়া প্র.]।

আতড়্=[খু]—বি. বরজের সারি ॥

আতনে বাতনে=[রং]—ক্রি. বিণ. লক্ষ্যহীন ভাবে ॥ তুমি আতনে বাতনে ঘোর। [অনু.]।

আতন্=[ম, ফ]—বি. দুধ দোহনের মাটির পাত্র বিশেষ ॥ গাইতুতে আতন্ বর ঐলে মুশ্কিল্।

আতন্তরাই=[সি]— ক্রি. বিণ. তাড়াহুড়া ॥ আতন্ তরাই লাগাইসে। [অনু.]।

আতন্ যতন্=[সি]—বি. সেবা শুশ্রূষা ॥ হিতে আমার বর আতন যতন কর্সে। [যতন<যত্ন; আতন অনুঃ]।

আতব্=[ম]— বি. আতপ চাউল ॥ আতবের বাত মযা না। [<আতপ]।

আতর=[কু]—বি. মাছ ধরিবার যন্ত্র ॥

২=[কুম]—বি. বাগান ॥

৩ = [বা] — বি. হালচাষের এক পাক ॥ [<অন্তর]।

আতরং = [চট্ট] — বি. উত্তোলন ॥ লোয়াডা আতরং কর্।

আতর্কা=[ম]—বিণ. ভীতু ॥ আতর্কার মতন কব ক্যা? [<আতংকিত]।

আতর্ থৈল্=[সি]— বিণ. সব সময় যাহাকে কাজে পাওয়া যায় ॥ [<হাতের+থৈল <থলি সং=ময়লা]।

আতর্ শুখ = [চট্ট] — বি. প্রহার ॥ [<হাতের সুখ]।

আতশি=[ম]—বি. জিন, পরী ॥ তরে কি আতশিয়ে দোর্সে? [আতশা آتشی ফা.=আগ্নেয়]।

আতশ্খানা = [বা] — বি. আগুনশালা ॥ মাঘের মোইদ্দে আতশখানাত বোইয়া আগুন পোয়ান বর আরাম। [<আতশ খানহ্ آتش خانہ ফা.]।

আতা=[চট্ট]—বি. মাছ রাখিবার পাত্র ॥ আতা ভরা মাছ্।

২=[চা]—বি. পাটের গুচ্ছ ॥ মোডে কয় আতা পাট পাইসি। [<হাতা]।

৩=[পা]—বি. আস্তিন ॥ যামার আতা সোটো হৈচে'। [<হাতা]।

৪=[সি]—বি. পলোর মুখ ॥ আতা সুটি গেলে আর পলো বাওয়া যায় না।

৫=[কুম]—বিণ. মুষ্টি পরিমাণ ॥ এক আতা দান মুর্গারে দে। [হাত+আ]।

৬=[বা, পা, চা]—বি. হাতা, বেড়ি ॥ আতা দিয়া গরম পাইলাডা নামাও। [<হাতা]।

৭=[নো]—বি. ধান রোপণের সময় চারার ছেদন যোগ্য অগ্রভাগ ॥ তাড়াতাড়ি আতা বাং।

আতাই=[সি]—বি. পেটুক ॥ আতাইর লাকান কত খাইতায়?

২=[রা]—বিণ. কানে খাটো ॥

৩=[চা]—বি. বিমাতা ॥ [<সতাই=সৎমা]।

৪=[পা]—বি. ভাঁওতা, ধাপ্পা ॥

আতাইকুলা=[পা]—বি. মাছ বিশেষ ॥

আতাইক্কা=[চট্ট]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আতাইক্কা হিতার কথা মনত্ পৈলো। [<অতর্কা=অতর্কিতে]।

আতাই দেওয়া=[পা]—ক্রি. প্রলোভন দেওয়া ॥ আতাই দিয়া মাইয়াডারে বাইর কৈরা নিয়া গ্যাচে'।

আতাইন্=[ম]—বি. চাউল ধোওয়ার জন্য ব্যবহৃত মাটির পাত্র বিশেষ ॥

আতাইন্না = [সি] — বিণ. যে খালি হাতে মাছ ধরিতে পারে ॥ [হাতান (নামধাতু)+ইয়া প্র.]।

আতাই বুতাই=[সি]—বিণ. বিশৃঙ্খল, এলোমেলো ॥ আতাই বুতাই কাম কৈরোনা। [অনু.]।

আতাইয়া=[চা]—ক্রি. হাতড়াইয়া ॥ আতাইয়া মাস দোকন্। [হাতা (নামধাতু) + ইয়া অস ক্রি. বিভক্তি]।

আতাইরা পাতাইরা = [ম]—বিণ. বিশৃঙ্খল, আগোছাল ॥ আতাইরা পাতাইরা কাম কৈরোনা। [<আতাইলা পাতাইলা <উৎপন্ন পথন প্রাং]।

আতাইলা= [পা]—ক্রি. বিণ. চওড়া ভাবে, লম্বালম্বি ॥ খেতের মৈদ্দে আতাইলা আচিঁস্না।

২=[পা]—বি. ক্ষেতের আইল ॥

আতাইলা পাতাইলা=[পা]—ক্রি. বিণ. আন্ধা ধান্ধা ॥ আন্দাইরে চো'রডারে আতাইলা পাতাইলা পিটাইচে'। [<আতালি পাথালি, এলো পাথালি; দেখ আতাইরা পাতাইরা]।

আতাইল্যা = [রা] — বিণ. তৈল বিহীন ॥ আতাইল্যা গোসল অনেকের শয্য অয়না। [<আতৈলা, আ+তৈল +ইয়া প্র.]।

২=[রা]—বিণ. কাতর, দুর্বল ॥ এই বয়সে এ্যাত খাটলে তোমার জি (জীবন) আতাইল্যা হয়া যাবে।

আতাইল্=[চা]—বি. বড় মাছের গর্ত ॥ আন্তাযে আতাইলে আতু দিস্ না।

২=[চা]—বি. পাতিল ॥ আতাইলে

হিং মাসগুলি বিয়াইয়া থো।

৩=[চা, ফ, ম]—বি. ক্ষেতের আইল।।

৪=[রং]—বি. প্রশস্ত স্থান। ধানগুলা আতাইলত্ দে।

৫=[ম]=বি. আভাস, ইঙ্গিত।। হেই তারে এই ব্যাপারে কিসু আতাইল্ দিসনি?

আতাইল্ দেওয়া=[চা, ম]— ক্রি. ফোড়ন দেওয়া।। আতাইল্ দিয়া তরকারি নামাও।

আতাওরা=[সি]—বি. যে হাতড়াইয়া বা খালি হাত দিয়া মাছ ধরে।। আতাওরার শাহশ চাঁই। [<হাতা+ওরা প্র.]।

আতাং=[রং]—বি. আহ্লাদ।।

আতাকাতা=[চা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি।। [অনু.]।

আতাকেলু=[ম, পা]—বিণ. বোকা।। তুমি একটা আতাকেলু।

আতাখাওড়ি=[ম]—বিণ. অতিভোজনকারিণী।। [অতি+খা+ওড়ি প্র.]।

আতাখাওরা=[চা, ম]—বিণ. অতি ভোজনকারী।। আতা খাওরা পোলাপান লৈয়া কোর্মু কি? [দেখ আতা খাওড়ি]।

আতাচা'পরি = [চা] — বি. উপরের দিকে উঠানো হাতের উচ্চতা পরিমাণ।। এই খ্যাতের পাড্ আতাচা'পরি ঐসে। [হাতা+চাপড়ি<চাপড়+ই]।

আতাড়ি=[কু]—বি. ধমক, বকাঝকা।। [হাতা+ড়ি প্র.]।

আতাড়ি পাতাড়ি=[পা]—বি. এটাসেটা।। [<আতালি পাথালি]।

আতাত্বাই = [চা] — বি. বৈমাত্রেয় ভাই।। [<সতাতো ভাই]।

আতানি=[পা]—বি. চাউল ধোয়া পানি রাখার পাত্র বিশেষ।।

আতানে=[কুম]—বি. সাহায্যে।। তার আতানে আমি কামড়া কর্‌সি। [হাতান (নামধাতু)+এ অধিকরণে]।

আতান্যা = [কুম] — বিণ. বুনো।। বোমিত্ আতান্যা দাম গাস ম্যালা উটসে।।

আতানো=[রা, সি]—ক্রি. হাত দিয়া মাছ ধরা।। আতাইয়া মাস্ ধরা শোযা না (সি)। [<হাতান]।

২=[চা] — ক্রি. হাত দিয়া অনুমান করা।। মাস্‌টা আতাইয়া দেহ নরম কিনা।

৩=[ম] — ক্রি. নিঃশেষ হওয়া।। পুকুরের মাস্‌গুলা আতায়া গেসে।

৪=[সি] - অব্য. হাত দিয়া।। আমার আতানো তুমি এউ কাম করাইতে পার্‌বা না।

আতান=[ব, রা]— বি. গবাদির যোনি দেশ।। [<অস্থান]।

আতান্ উতান্=[নো]—ক্রি. এদিক ওদিক হাতড়ান।। আতাইয়া উতাইয়া চিডিডা পাইলাম না। [উতান অনু: +হাতান]।

আতান্ দেওয়া=[ম]—ক্রি. শিং মাছের কাঁটা বিদ্ধ করা, সাপের কামড় দেওয়া।।

আতাপাতা=[ম] — বি. তাড়াতাড়ি।। আতাপাতার কাম ভালা ঐতো না। [দেখ আতাপিতি]।

আতাপাতা বাংগা=[পা]—ক্রি. অন্বেষণ করা, অনর্থক তছনছ করা।।

আতাপিচে'শ = [ব] — বিণ. অতি নীচাশয়।। লোকটা বড় আতা পিচে'শ। [<অতিপিশাচ]।

আতাপিতি=[সি] —ক্রি. বিণ. সকলে মিলিয়া।। কামখানা আতাপিতি কোরি লাইসে। [হাতাহাতি]।

আতাবাই=[কুম] — ক্রি. বিণ. কষ্টেসৃষ্টে।। পোলাপান লৈয়া বোহুত আতাবাই কোইরা চে'ল্‌সি।

আতাবাতা = [ম]—ক্রি. বিণ. তাড়াহুড়া।। আতাবাতা কোইরা খা। [দেখ আতাপাতা]।

২=[পা] — বি. খোঁজা খুঁজি।। কি আতাবাতা করস্? [অনু.]।

আতাবুতা=[বা]—বি. বোকা।। তুমি একটা আতাবুতা।

আতাবুতা করা=[ম]—ক্রি. অস্থিরতা প্রদর্শন করা, খুব তাড়াতাড়ি করা।। আতাবুতা কোইরা চা'ইরডা খাইয়া লও। [দেখ আতাপাতা]।

আতাবেরি = [সি] — বি. বেড়ি।। ডেক্‌চি' আতবেরি দি দর্। [<হাতা +বেড়ি]।

আতাব্ = [কুম, সি] — বি. সূর্য।। [<আফ্‌তাব آفتاب ফা.]।

আতামাতা=[নো]—বি. সূত্র, শৃঙ্খলা।। কামের কোন আতামাতা নাই। [হাতা অনু:+মাথা]।

আতামালা=[সি]—বি. আগুন তুলিবার জন্য হাতা বিশিষ্ট নারিকেলের মালা।। [<হাতা+মালা]।

আতালাব্‌রি=[সি]—বি. ছোটখাটো চুরি।। আইয় কাইল চ'াহরডায় আতা লাবরি করে। [আতা<হাতা+লাড়ি <নাড়া+ইপ্র.]।

আতালি=[খু]—বি. মঞ্চ, মাচা।।

২=[কু]—বি. গোয়াল ঘরের মাচা।। আতালিত পাটের খোড়ি আসে।

৩=[পা]—বি. মাচা বা কবরের উপরে ব্যবহৃত ছোট বাঁশ।।

আতালুরি পাতালুরি = [চা] — বি. ছোটখাটো জিনিস চুরি।। আতালুরি পাতালুরি করন ভালা না।

আতালে=[কু] — বি. বাঁশের পাতলা চটা।।

আতাল্যা পাতাল্যা = [পা] — ক্রি. বিণ. এলোমেলোভাবে, বিশৃঙ্খলভাবে।। আতাল্যা পাতাল্যা কোরলে কি কাম অয়। [দেখ আতাইলা পাতাইলা]।

আতালোন্ = [বা] — বি. হোগলা পাতার বেড়ি। পাতিলডা চু'লা থাইক্যা আতালোন্ দিয়া নামাও।

আতাল্ = [কুম, চা] — বি. গোরুর থাকিবার জন্য মাটি বা কাঠের তৈরী ছোট ঘর বিশেষ।।

২=[পা, চা, কুম]—বি. মাছ থাকিবার স্থান, মাছের ডিম দেওয়ার স্থান।। [<স্থল]।

৩ = [ম] — বি. খোঁচা।। খোঁচাটির

চ'াক আতাল্ দিব না। [<হাতাল]।

৪=[ক]— বি. ধান, মরিচ ইত্যাদির চারা উৎপাদন স্থল ॥ মরিচের আতালে বালা কোইরা ব্যারা দ্যাও।

৫ =[ম] — বি. তরকারির মাচান ॥ আতালে শাপ্ উট্‌সে।

আতাল্‌কেইস্‌সা=[ম]—বি. ছোট বিষধর সাপ বিশেষ, কেঁচো ॥ আতাল্ কেইস্‌সার কামরে মানুশ বাচে' না। [কেইচ্ছা<কেঁচুরা=কেঁচো]।

আতাল্‌ খাতাল্‌=[চা]—বি. গালাগালি, রাগারাগি, শাসন, বিরক্তি ॥ এ্যাত আতাল্ খাতাল্ কিয়ের?

২ = [সি, নো] — বি. অযথা দোষারোপ ॥

আতাল্‌ পাতাল্‌ করা=[পা]—ক্রি. অস্থিরতা প্রকাশ করা, পাগলামি করা। [অনু.]।

আতাল্‌বাতাল্‌=[রং] — বি. চীৎকার ॥ চ্যাংরা পোলা কুইনিন আইতে খালি আতাল্ বাতাল্ কৈর‍্যা উঠে। [অনু.]।

২ =[সি] — বি. উৎপাত। বেশি আতাল্ বাতাল্ কৈর না।

আতাল্‌ বিতাল্‌=[পা]—বি. অস্থির ভাব ॥ [অনু.]।

আতার্‌য=[ফ]—বিণ. <আশ্চর্য ॥ এ্যামন আতার্‌য কতা শুনি নাই।

আতারে পাতারে=[সি, ম]—ক্রি. বিণ. এদিক সেদিক ॥ আতারে পাতারে গুরাও কিতা? [অন্তরে প্রান্তরে]।

২=[কুম]—ক্রি. বিণ. বিশৃঙ্খলভাবে ॥ হে ট্যাকা পৈশা আতারে পাতারে উরায়।

আতারে ফাতারে =[ম]—ক্রি. বিণ. এখানে সেখানে ॥ আতারে ফাতারে যাইস্ না। [দেখ আতারে পাতারে]।

আতারে মাতারে=[চা]—ক্রি. বিণ. এলোমেলোভাবে, বিশৃঙ্খলভাবে ॥ হে এই কামডা আতারে মাতারে কর্‌সে।

আতাহল্‌ =[নো] — বি. আতাফল ॥ আতাহল্ হাকৃসে। [আতা পোর্তু.+হল <ফল]।

আতি=[নো, চা]— বি. বেতের বুকের অংশ, আবর্জনা ॥ আতিগুলি দি এ্যাক্‌খান বুছুনি বানামু।

২=[ফ]—বি. সুপারি গাছের ডাটার পাতলা সাদা অংশ ॥ সুপারির আতি দিয়া বিরি বানান যায়।

৩=[সি] — বি. হিক্কা, হেঁচকি ॥ বিমারির আতি উঠ্‌সে।

৪=[কুম]—বি. দড়ি ॥ পাট দিয়া আতি পাকায়।

আতিকা=[র, রা]—বি. আকিকা ॥ ['আকীক: عقيقة আং]।

আতিক্‌কা=[রা]—ক্রি. বিণ. হঠাৎ ॥ [<অতর্কা=অতর্কিতে]।

আতিজাওয়া=[রা]—বিণ. অবৈধভাবে জাত, অবাঞ্ছিত ॥ তুইত আতিজাওয়া ছাওয়া। [দেখ আতৃযালা]।

আতি দেওয়া =[পা]—ক্রি. সাহায্য করা ॥ তার আতি দেয়ার লোক নাই। [<হাতি<হাত+ই=সাহায্য]।

আতিদ্‌ মুছাফির=[রা]—বি. অভ্যাগত, আগন্তুক ॥ [< অতিথি + মুসাফির مسافر আং]।

আতিনা =[কুম, নো] — বি. ঘরের আঙিনা ॥ হেইতে আতিনায় বৈয়া রৈসে। [<হাতিনা]।

আতি মাতি=[কু]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ [অনু.]।

আতি মিতি=[চা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ আতিমিতি করিস্ না।

আতিয়া=[দি]—বি. এঁড়ে বাছুর ॥

আতিশাল্‌ =[চট্ট]—বি. মোটাধান বিশেষ ॥

আতু =[চা, ম, বা]— অব্য. কুকুরকে ডাকিবার সঙ্কেত ॥ আতু আতু, আয় আয়।

আতু আতু=[খু]—ক্রি. বিণ. অতিরিক্ত স্নেহ বা যত্ন ॥ যারে এ্যাত আতু আতু কোরি, সেতো আমাগো দিকে ফিরাও চ'ায় না। [অনু.]।

আতুইক্‌কা=[চট্ট]—ক্রি.বিণ. হঠাৎ ॥ আতুইক্‌কা কৈত্থুন আইলায়?

আতুড়্যা=[পা]—বিণ. হাতের কাজ করে যে ॥ [<হাতুড়িয়া]।

আতুবুতু=[সি]—বি. কিংকর্তব্যবিমূঢ় অবস্থা ॥

আতুয়া=[ফ]—বি. আগুন রাখিবার বা ফেন গালিবার পাতিল ॥

আতুরা=[কুম]—বি. হাতুড়ী ॥ মেস্‌তিরি আতুরা দিয়া লোয়া পিডায়। [<হাতুড়+আ]।

২=[ম]—বি. জলস্তম্ভ ॥ আতুরায় বিলের ধান খুব খোতি করে। [<হাতীশুঁড়া]।

আতুরি=[চা] — বি. নাড়িভুঁড়ি ॥ ডাকাইতে কাইট্যা মানুশটার আতুরি বাইর কৈরা হালাইসে। [<আঁতুড়ি, আঁত <অন্ত্র+উড়ি প্র.]।

২=[নো]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ আতুরি কাম্ কর।

আতুর্‌ =[ম, চা] — বি. হাতুড়ি ॥ আতুর্‌ডা দিয়া পেরেগ্‌ডা লাগাও। [<হাতুড়]।

আতুরদশা=[চা]—বি. সূতিকা রোগ ॥ [<আঁতুড়ে দশা]।

আতুলতুলা=[রং]—বিণ. কোমল হৃদয়, উদার ॥ উয়ার মত আতুল্ তুলা মানুশ আর নাই। [<আ(স্বার্থ) + তুলতুলা, তুলতুলে]।

আতে উঠা=[খু]—ক্রি. বশীভূত হওয়া ॥ [<হাতে উঠা]।

আতে উডানো=[ঢা]— ক্রি. তদারককারী নিযুক্ত করা, সোপর্দ করা ॥ পোলাডারে তোমার আতে উডাইয়া দিলাম। [<হাতে উঠানো]।

আতেক্‌কা=[ম]—অব্য. হঠাৎ ॥

আতেক্‌খা =[ম] — ক্রি. বিণ. অতর্কিতে ॥ এবা আতেক্‌খা কুইন্ থিকা আইলা? [দেখ আতৃকা$_2$]।

আতেনাতে=[বা]—ক্রি. বিণ. হাতেনাতে ॥ চো'র আতে নাতে দরা পর্‌সে [<হাতে নাতে]।

আতে নোটা কপালে কোটা লওয়া

=[ম]—ক্রি. সংসার ত্যাগ করা ॥ শ্যাশ্কালে আতে নোটা কপালে ফোটা লৈয়া বাইর ঐসে। [<হাতে লোটা+কপালে ফোঁটা]।

আতে পায় আল্ গোস্=[চা]—ক্রি. বিণ. কোথাও যাওয়ার জন্য একান্ত প্রস্তুত ॥ আমরা কেঐ যাইমু না, হ্যায়ত আতে পায় আল্ গোস্। [<হাত পায় আল গোছ]।

আতেবার্=[গি]—বি. অস্ত্রাদি ॥ [<হাথিয়ার হিং]।

আতের আন্দাদি=[ম]—ক্রি. বিণ. অনুমানে ॥ আতের আন্দাদি আমি কিস্থ কৈতাম পারতাম না। [<হাতের আন্দাজে]।

আতে লায়্=[বং]—বি. চঞ্চল লোক ॥ [<উতালা]।

আতেল্লা=[নো]—বিণ. তৈল হীন ॥ আতেল্লা তরহাবি হোয়াদ্ না। [<আ=না+তৈল+আ প্র.]।

আতৈক্যা=[চা]—বিণ. ভীতু, ভয়কাতুরে ॥ আতৈক্যার মতন চ'লিস্ না। [<আতঙ্কিত]।

আ তৈ তৈ = [চট্ট]— অব্য. হাঁস ডাকিবার সংকেত ॥

আতৈল্ = [বা] — বি. ধান মাড়াইয়া খড় বাছিয়া লইবার নিয়ম ॥ আতৈল্ দিয়া ধান আলাদা কর।

২=[বা]—বি. আইন ॥ আতৈল্ দি লোক আডে।

আতো = [খু] — বি. সুপারী গাছের ভিতরের অসার অংশ ॥

২=[সি]—বি. হাতে ॥ আমার আতো কোনু টেহা পৈসা নাই। [<হাতে]।

আতোযালা=[ফ]—বিণ. প্রাকৃতিক, আত্মজাত ॥ যোমিত আতোযালা দান উঠ্ সে। [আত্মজাত+লা ; আপ্ জনা হিং=স্বয়ং জাত]।

২=[কু] — বিণ. জারজ, বিনা যত্নে দুষ্ট ॥ আতোযালা সেলেটার তেষ আসে। [পূর্বে দেখ]।

আতোর্=[সি]—বি. অস্ত্র ॥ লোকটার আতোর বৈদ্দে গা ঐসে। [<আঁতুরি <অস্ত্র]।

আতোশ্=[সি]—বিণ. ভয়ঙ্কর টক ॥ ই গাসের আম টেংগা আতোশ্। [অতি +তুর্শ ترش ফা.]।

আত্=[সি,কুম,বা,চা]—হাত, হস্ত ॥ আত্ দে। [<হাত]।

আত্উমুরি=[ম]—বি. নাড়ি ভুঁড়ি ॥ [আঁত<অন্ত্র+উঝড়ী হিং=ভুঁড়ি]।

আত্করা=[বা, ফ]—বি. মোরগ আটকাইয়া রাখিবার বাঁশের তৈরী খাঁচা বিশেষ ॥

২=[কুম]—ক্রি. হাত করা, আয়ত্তাধীনে আনা ॥ তারে আগে আত্কর, তার পরে আমার কাসে আইও। [হাত+করা]।

আত্কা=[ম]—বি. আজ ॥ আত্কা একটা বর মিডিং ঐবো। [<আজ+কা]।

২=[কুম]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আমি আইসি আত্কা, আমারে কয় বাত্ খা। [অতর্কা=অতর্কিতে]।

আত্কাটাং = [ম]—বিণ. মর্মাহত ॥ এই খবর পাইয়া হ্যায় বর আত্কাটাং ঐসে।

আত্ কালা দাত্ কালা=[চট্ট]—ক্রি. বিণ. অনেক দিন ধরিয়া ॥ [এওত্তা কাল (ম)=শীতকাল+দেওতা অনু:]।

আত্কুন্থি=[ম]—বি. পানি সেচনের টিন বা বাঁশের আধার ॥ আত্কুন্থি দিয়া খ্যাতে পানি দ্যাও।

আত্ক্যা=[পা]—ক্রি বিণ. চমকিয়া ॥ সাওয়ালটা ভয়ে আত্ক্যা উইট্টচে'। [আঁত কিয়া]।

আত্কোন্ = [ম] — বি. অর্ধেক ॥ আত্কোন্ পিঠা দে। [আধখান্<আধখানা]।

আত্খুয়া = [চা]— বি. নিঃসন্তান ॥ [<আটকুড়া]।

আত্খোরাকি=[ম]—বিণ. খোরাকী ছাড়া (শ্রম) ॥ আত্খোরাকি মুনি (=চাকর) লৈসি। [<হাত খোরাকী=নিজের হাতে খোরাক যাহার ; خوراکی খোরাকী ফা.]।

আত্ থালা = [পা] — বিণ. জারজ ॥ কোন্হান্কার আত্থালা সাওয়াল। [<আত্মজাত+লা ; আপ্ জনা হিং=স্বয়ং জাত ; দেখ আতোযালা]।

২=[পা]— বিণ. আত্মজাত, অলক্ষ্যে জাত, অযত্নে প্রতিপালিত ॥ এই গাসটা আত্থালা। [পূর্বে দেখ]।

৩=[পা]—বিণ. যাহার পূর্বাপর সম্পর্ক নাই ॥ আত্থালা কথা বুঝি না।

আত্ তরশা=[ফ]— বি. গাবের কষ, গোবর ও চাউলের কুড়া মিশ্রিত রস (যদ্বারা নৌকায় লেপ দেওয়া হয়) ॥ 'নৌকা খশা নৌকা খশা, লাগে যদি যেরামত তয় দিবানি আতৃত রশা।'

আত্ তরি=[চা]—অব্য. বিরক্তি সূচক শব্দ ॥ আত্তরি তুমি এমুন কর ক্যা ? [<ধেৎ+তরি]।

আত্তর্=[মি]—বি. মাছ ধরিবার অস্ত্র বা বর্শা বিশেষ ॥ [হাতিয়ার]।

আত্ তা=[সি, কুম, চা]—বিণ. একহাত পরিমাণ ॥ দশ আত্তা কাপর। [<হাত+ইয়া প্র.]।

২=[ফ]—বিণ. পোষ্য ॥ সে রহিমের আত্তা সাওয়া। [<হাতিয়া <হাত +ইয়া প্র.]।

আত্ তাই=[রা]—বি. গায়ের চাদর ॥

আত্ তাকা=[ম]—ক্রি. বিণ. হঠাৎ ॥ আত্তাকা দাক্কা দিও না। [দেখ আত্কা$_2$]।

আত্ তা যাল্=[চট্ট]—বি. মাছ ধরিবার বড় আকারের ঠেলা জাল ॥

আত্ তা বাও=[কুম, সি]—বি. রোগ বিশেষ ॥ আত্তা বাও লাগ্সে।

আত্ তাবিষ্=[ফ, বা]—বি. রূপার তৈরী তাবিজ বা অলঙ্কার। [<হাতিয়া +তাবিজ ; দেখ আত্তা]।

আত্ তার=[নো]—বি. আতর ॥ [عطر 'ইত্র আং]।

আত্ তার পাত্ তার = [কুম]— উল্টা পাল্টা ॥ আত্তার্ পাত্তার্

কাম কর কেরে ? [দেখ আতাইলা পাতাইলা]।

আত্‌তি=[কুম, সি]— বি. হাতী ॥ যাইগ, কত বর আতৃতিজা। [<হাতী]।
২=[খু]—বি. স্বভাব ॥ তার আতৃতি বড় খারাপ। [<আতি<আরতি]

আত্‌তিওর্‌ খৈল=[সি]—বিণ. সব সময় যাহাকে কাজে পাওয়া যায় ॥ হ্যায় আমার আতৃতিওর্ খৈল। [আতিয় <হাত+ ইয়+ র (সম্বন্ধ)+ খৈল<খলি সং=ময়লা ; দেখ আতর্ খৈল]।

আত্‌তি পুইয়া=[চা]—ক্রি. বিণ. পূর্ণ পরিতৃপ্ত হইয়া ॥ আতৃতি পুইয়া খাইয়া ল। [আঁত<অন্ত্র (পেট) + পুরিয়া (পূর্ণ করিয়া) অথবা<আতি+পুরিয়া (পূর্ণ করিয়া)]।

আত্‌তুয়া=[বা]— বি. মাটির পাত্র বিশেষ ॥ দুধের আতৃতুয়া বৈরা গ্যাসে। [হাত+ওয়া প্র.]।

আত্‌তুয়া ঝি=[চা]—বি. দ্বিতীয় পক্ষের স্বামীর ঘরে পালিতা স্ত্রীর প্রথম পক্ষের কন্যা, পালিতা কন্যা ॥ [হাত +উয়া প্র.=যাহাকে হাতে ধরিয়া আনা হয়+ঝি=কন্যা]।

আত্‌তুয়া পুত্‌=[চা]— বি. দ্বিতীয় স্বামীর ঘরে পালিত স্ত্রীর প্রথম পক্ষের পুত্র ॥ [দেখ আতৃতুয়া ঝি ; পুত <পুত্র]।

আত্‌ত্যা=[চট,নো]—বি. মাটির পাত্র ॥ এ্যাক আতৃত্যা দুদ (=দুধ)। [দেখ আতৃতুয়া]।

আত্‌তোয়া=[খু]—বি. মালশা, মাটির তৈরী পাত্র বিশেষ ॥ আতৃতোয়ায় ভাতের ফেন চালে।

আত্‌নাড়ানি=[কুম]—বি. এক প্রকার পিঠা ॥ আতৃনাড়ানি পিডা খামু। [দেখ আতৃতুয়া]।

আত্‌নার্‌=[কুম]—বি. নাড়ি ভুড়ি ॥ বয়ের (দুর্গন্ধের) চে'াডে আমার আতৃনার্ উইল্‌ডা আইত চ'ায়। [আঁত<অন্ত্র+ নাড়<নাড়ি]।

আত্‌পড়া=[রং]— ক্রি. অনাহারে স্বাস্থ্য ভাঙ্গিয়া যাওয়া ॥ খাবার না পায়া আতৃপড়ি গেচে।

আত্‌পাও ধোয়া=[ক]—ক্রি. পায়খানা প্রস্রাব করা ॥ হ্যায় আতৃপাও দুইতে গেসে। [<হাত পা ধোয়া]।

আত্‌পাওয়া=[পা]—ক্রি. সূত্র খুঁজিয়া পাওয়া ॥ [আঁত<অন্ত]।

আত্‌পাত্‌=[সি]— ক্রি. বিণ. এদিক ওদিক ॥ পত্ চ'লতে আতৃপাত্ চ'াওয়া উচি'ত্ না। [=আশ পাশ]।

আত্‌পানি=[সি]—বিণ. যে জমিতে সহজে পানি সেচন করা যায় ॥

আত্‌পুত=[খু]— বি. পিতা পুত্র ॥ আতৃপুতে মিল নাই। [আতৃ<আত্মা +পুত<পুত্র]।

আত্‌মাত্‌=[পা] — ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ শব কামত্ অত আতৃমাতৃ কর ক্যা ? [অনু.]।

আত্‌রা=[সি]— বি. পৃথক্ ॥ পাচ'টা বৈ আতৃরা ঐ গেসে। [<অন্তর]।
২=[সি]—বি. হাতুড়ি ॥ আতৃরা দি লোয়া পিডায়। [<হাতুরা <হাতুড় +আ]।
৩=[ম]—বিণ. জীর্ণশীর্ণ, রোগা ॥ আতৃরা পোলাডা কাইকে কাইকে খায়। [আতুর+আ প্র.]।

আত্‌রাই নাগা=[রং]— বিণ. স্বাস্থ্যহীন, রোগা ॥ [অন্ত্র (পেট)+নাগা <লাগা=পেট পিঠে লাগিয়া গিয়াছে যাহার]।

আত্‌রানো=[ফ]—ক্রি. ক্লান্ত হওয়া ॥ এইটুকু পথ হাইটা আতৃরাযে পর্ সি। [আতুর (নামধাতু)+আনো প্র. ; তুং কাতরানো]।
২=[খু, বা]—ক্রি. হাতড়ান, তালাশ করা ॥ ঐ বাগায় কি আতৃরাও ? [<হাতড়ান]।
৩=[কুম]—ক্রি. চীৎকার করা ॥ অত আতৃরাও কেরেও ?
৪=[চা]—ক্রি. বাড়াবাড়ি করা, রেষারেষি করা ॥ বেশি আতৃরান্ বালা না। [<ইতর (নামধাতু)+আন প্র.]।

আত্‌রাপ্‌=[পা]—বি.অঞ্চল, এলাকা ॥ এই আতৃরাপে তিনিই বড় ধনি। [আতৃরাফ্ اطراف। আং তরফ طرف শব্দের বহুব.]।

আত্‌রি=[সি]—বি. প্রসব গৃহ, আঁতুড় ঘর ॥ আতৃরিত্ যাইস্ না। [<আঁতুড় +ই]।
২=[সি]—বি. হাঁস মুরগী ডিমে তা দেওয়ার স্থান ॥ মুরগিডা আতৃরিত্ আন্‌ডার তা দ্যাহের।

আত্‌রিশি=[রং]— বি. স্বাস্থ্যহীনা স্ত্রীলোক ॥ [<আতুরা স্ত্রী]।

আত্‌রে=[রং]—বি. রাত্রে ॥ আতৃরে জাইস কাঁয়। [<রাত্রে]।

আত্‌লা=[চা]—বি. প্রসবের পরবর্তী তিনদিন স্থায়ী ব্যথা ॥ আতৃলার চে'াডে বৌডা চি'ক্‌কৈর দিতাসে। [আঁত <অন্ত্র+লা প্র.]।
২=[পা]— বি. ফোড়ন বিশেষ ॥ ডালে বালা কৈর্‌য়া আতৃলা দ্যাও। [<√সাঁতলা]।
৩=[পা]—বি. কামলা ॥ এই বগর আতৃলার দর কম। [হাত+লা প্র.]।
৪=[সি]—বি. কলসী ইত্যাদি রাখিবার উঁচু জায়গা ॥ [<আঁটি+লা]।
৫=[ম]—বি. মাটির পাত্র বিশেষ ॥ আতৃলা বরা চ'াইল।
৬=[রং]— বিণ. চঞ্চল, উদ্বিগ্ন ॥ [<উতালা]।

আত্‌লা আত্‌লি=[রং]—ক্রি. বিণ. চঞ্চলতা, উদ্বিগ্নতা ॥ কেনে বায় আতৃলা আতৃলি করিছে ? [আতৃলা<উতালা ; ব্যতীহারে দ্বিত্ব এবং ই প্র.]।

আত্‌লাইতে আত্‌লাইতে=[রং]— ক্রি. বিণ. অস্থিরতার সাথে ॥ ওয়্ আতৃলাইতে আতৃলাইতে কাম পারছে। [উতলা ; নাম ধাতু]।

আত্‌লাইন্‌=[ম]—বি. মাটির পাত্র বিশেষ ॥ আতৃলাইন্ বরা চ'াইল আসে।

আত্‌লা খাটা=[সি]—বি. কৈ মাছের তরকারী ॥

আথল্ =[কুম] — বি. প্রশ্রয় ॥ শয়তান স্যাঙাডারে আথল্ দিস না।

২=[বা]—বি. মাটির পাত্র ॥ কাপর্ টা আথলিত্ কোরে পিদ্দ কোরেসি।

আথা=[দি]—বি. চুলা ॥ [<আখা]।

আথাই= [ঢা] — বিণ. অথৈ ॥ পুষ্-কুনিতে আথাই পানি। [<অথাই]।

আথাইলা=[ফ]—বি. ঘরের মাচা ॥ আথাইলাডা গোবর দ্যা লেইপ্যা দিলি বালা ঐতো না?

২=[পা]—বি. সন্তান প্রসবের আগে জরায়ুর মুখ খোলার লক্ষণ ॥

আথাইল্=[সি]—বি. ছোট কাঁকর ॥ কন্টলের চ'উলো আথাইল্ বয়া। [<এঁটা+ইল=এঁটেল মাটি]।

আথাইল্ গারিয়া = [সি] — বিণ. অলস ॥ তুই যবর আথাইল্ গারিয়া।

আথাক্ = [কু] — বি. অবিন্যাস ॥ [<আ+থাক (স্তর)]।

আথানো=[সি]—ক্রি. হাত ছেঁয়ানো বা বুলানো ॥ পির শাবে আথাইয়া দিলে বালা অয়। [<হাতানো; হাথ ম. বাং]।

আথাম্=[কু]—বি. গোয়াল ঘরের মাচা ॥

২=[সি]—ক্রি. হাতে স্পর্শ করা ॥ তুমি আর আথাইঅনা। [<হাতান; দেখ আথানো]।

আথারি পাথারি = [সি] — বিণ. অনাত্মীয়, পর ॥ আথারি পাথারি লোকের লগে এ্যাত খাতির ক্যা? [দেখ আতাইলা পাতাইলা]।

আথারে পাথারে=[সি]—ক্রি. বিণ. বিশৃঙ্খল অবস্থায় ॥ [দেখ আতাইলা পাতাইলা]।

২=[ম]—ক্রি. বিণ. এদিকে ওদিকে ॥ আথারে পাথারে কত কিছু দ্যাহা যায়।।

আথা লাব্রি=[সি]—বি. চুরি ॥ নয়া বৌ আথা লাব্রি করে। [আথা<হাথা =হাতা+লাবরি<লাভটি]।

আথালে=[খু, য]—বি. মাচা পাতিবার উপকরণ ॥

আথাল্লা=[পা]—বি. মাচার পাটাতন ॥ আথাল্লার শংগে বোতলটা ঝুলাইনা আসে। [দেখ আথাইলা]।

আথাহা=[রা]—বিণ. অথৈ, অগাধ ॥ পুকুরে আথাহা পানি। [দেখ আথাই; ম. বাং অথাহা]।

আথৈল্=[রা]— বিণ. ঝুড়ি, স্তূপ ॥ এক আথৈল্ পিঠা।

আথ্কা=[চা]—ক্রি. বিণ. হঠাৎ ॥ সেইলাডা আথ্কা ফাল্দা গুস্তনে উঠ্সে। [দেখ আতৃকা$_{২}$]।

আথ্না = [সি] — বি. কলসী রাখার স্থান ॥ কৈল্ডা (=কলসী) আথ্নার উপরে রাখ।

আথ্রা=[সি]—বি. হাতুড়ি ॥ আথ্রা বাটাইল্ লৈয়া মিস্তুরি আইসে। [<হাতুড়+আ]।

আদংগি=[ম]—বি. পক্ষাঘাত ব্যাধি ॥ [অর্ধাঙ্গ+ই]।

আদদ্=[চট্ট, নো]—বি. সংখ্যা ॥ ই হগল যিনিশের আদদ্ ন থানি। ['আদদ্ عدد আং]।

আদন্ = [ম] — বি. নিমেষ, তিলেক ॥ তিনদিনের পত্ আদনে যায়। [আদন <অর্ধপল]।

আদ্পি=[কু]—ক্রি. বিণ. মোটেই ॥ এবার আদপিই পাট হয়নি। [<আদপে <আদৌ অপি সং]।

আদপ্=[কু]—বি. আদব, বিনয় ॥ আদপের শাথে কথা কৈও। [<আদাব ادب আং]।

আদম্খোর্ = [বা]—বিণ. সর্বনাশ-কারী ॥ লোকটা বর আদমখোর [আদম آدم আং+ خور খোর ফা.; মূল অর্থ মনুষ্য ভক্ষণকারী]।

আদম্ চে'দম্=[চা]—বিণ. বোকা ॥ তুই যবর আদম্ চে'দম্।

আদল্ = [চট্ট, নো] — বি. বিচার ॥ ইতের আবার আদল কিয়ের? ['আদল عدل আং]।

২=[নো, চট্ট, কুম, সি]—বি. ঘরের চালের কাঠ বা বাঁশ, মুলি বাঁশের চটা ॥

৩=[সি] — বি. শাসন ॥ আদল দি পোয়াগারে ঠিক কর।

৪ = [পা]—বি. কয়েক দিন ধরিয়া অবিরাম বৃষ্টিপাত ॥

৫=[সি]—বি. প্রহর ॥ গফ্ কোর্তে কোর্তে এ্যাক্ আদল্। [আধ+ল অর্থাৎ অর্দ্ধেক (দিন)]।

আদরে আদরে বৈতাল্ = [ম] — বিণ. বেশী আদরে নষ্ট ॥ মাইয়াডা আদরে আদরে বৈতাল্ ঐসে। [বৈতাল <বেতাল]।

আদরৈয়্যা=[নো]—বিণ. অর্ধেক জাল দেওয়া, কাচাপাক ॥ গারের দিনে আদরৈয়্যা চি'নি পিচ্' পিচ্' করে। [<আধরসিয়া; আধা+রস+ইয়া প্র.]।

আদর্=[রা]—বি. ময়লা চাল ॥ আদর্ ছাঁটা হয়নি।

আদর্বাতা=[চা]—বি. বিবাহের পর বরের বাড়িতে বরকনের একত্রে আহার ॥ আযুগ্যা আদর্ বাতার দিন। [<আদর ভাত+আ প্র.]।

আদশি = [ম] — বিণ. আইবুড়ো ॥ আদশি ম্যায়ার চি'ন্তায় মৈলাম্। [আধ বয়সী]।

আদা=[পা]—বি. যৌন মিলন (ছোট মেয়েরা গালি অর্থে ইহা ব্যবহার করে) ॥

আদাঅত্তি=[ম, কুম]—শক্রতা ॥ তিন্ পুরুশ দৈরা তাগো মৈদ্দে আদাঅত্তি চ'ল্তাসে। ['আদাবত عداوت আং +ই প্র.]।

আদা আস্তিন্=[নো]—বি. হাফ-শার্ট ॥ গরমের দিনে আদা আস্তিন্ ঐলে বালা। [<আধা<অর্দ্ধ+আস-তিন্ آستین ফা.]।

আদাই=[নো]—বিণ. সমস্ত ॥ হোলাগা আদাই গালে কতা কয়্।

আদাইনা = [ম] — বিণ. প্রৌঢ়বয়স্ক ॥ আদাইনা মাইন্সের এ্যাত ম্যান্নত কি শয়? [<আধা+ইনা প্র.]

আদাইয়্যা বাদাইয়্যা=[ঢা]— বিণ. যাহার থাকা খাওয়া চলাফেরা ইত্যাদির

ঠিক নাই ॥ এই আদাইম্যা বাদাইম্যারে মাইয়া দিব ক্যাডায়্ ?

আদাইয়া = [চা] — ক্রি. বিণ. শ্রান্ত হইয়া ॥ এট্টুহানি আট্ট্যাই আদাইয়া গেলি ?

আদাইয়া উদাইয়া=[নো]—ক্রি. বিণ. অন্ধকারে ॥ আদাইয়া উদাইয়া চ'লন যায়না।

আদাইয়া মাদাইয়া=[চা]—ক্রি. বিণ. খুব ব্যস্ত হইয়া, শীঘ্র ॥ হ্যায়্ আদাইয়া মাদাইয়া আমার কাসে আইসে। [অনু.]।

আদাইর‍্যা=[ফ]—বিণ. কুকুরের মুখ-লাগা, এঁটো, নোংরা ॥ [<আদাড়+ইয়া প্র.]।

আদাইর‍্যা কচু=[ফ]—বি. বুনো কচু, অখাদ্য কচু, ॥ [আদাড়ে কচু]।

আদাইল্যা= [কুম]— বি. বদলী হাল চাষের প্রথা, একত্রে হাল চাষ ॥ আইয়, দুই যোনে আদাইল্যা করি। [আধ+হাল+ইয়া প্র.]।

২=[চা]—বিণ. দুই জনের দুই গরু যোগে গঠিত এক হাল বিশিষ্ট ॥ আমরা দুইযনে আদাইল্যা গিরস্থি করি। [পূর্বে দেখ]।

আদাইল্‌হা=[ক] — বিণ. অনভিজ্ঞ, লোভী ॥ আদাইল্‌হার মতন করসু ক্যারে ? [<অ + √দেখ্ + ইল + আ প্র.]।

আদাউচ'ল্‌লি=[সি]—বিণ. অসম্পূর্ণ ॥ [আধা+উছলি<উচ্ছলন]।

আদাও=[পা] — বি. দা ॥ [আ (স্বার্থে) +দাও=দা]।

আদাওত্তি=[চা]—বি. আক্রোশ ॥ তার্ লগে আমার্ কোনু আদাওত্তি নাই ॥ [দেখ আদাবতি]।

আদাংশাদাং = [রং] — বিণ. আধা পাগল ॥ আদাংশাদাং এর কথা ছাড়ো।

আদাঁত= [রা] — বিণ. অল্প বয়স্ক যাহার এখনও দাঁত উঠে নাই। [<আ=না+দাঁত]।

আদাকপাইল্যা=[চা]—বিণ. কপালের এক পার্শ্বস্থ ॥ আদা কপাইল্যা মাথা বিশে হ্যায়্ অসুখির্। [<আধ কপাল +ইয়া প্র.]।

আদাকল্‌কৈলা=[পা] — বিণ. অস্থির প্রকৃতির, যে ভাবিয়া চিন্তিয়া কাজ করিতে জানে না ॥

আদাকান্ = [সি] — বিণ. অর্ধেক ॥ ফহির্‌ডারে আদাকান্ রুডি দ্যাও। [<আধা+খান]।

আদাক্‌লি=[সি]—বিণ. হাবা (স্ত্রী) ॥ আদাক্‌লি বেটি। [দেখ আদাখ্‌লা+ই স্ত্রীলিঙ্গে]।

আদাখ্‌লা=[সি] — বিণ. হাবা, অল্প বুদ্ধি ॥ নয়া বৌ একেবারে আদাখ্‌লা। [< আধা + 'আক্‌ল عقل আঃ + আ প্র.]।

আদাগদা = [সি] — বোকা, সরল ॥ মাইয়াডা এ্যাকেরে আদাগদা। [<হাঁদা+গোদা অনুঃ]।

আদাগাট্টে=[খু]=বিণ. শক্ত, নির্দয় ॥

আদাগুইরা = [চা]—বিণ. মাঝারি ॥ পুশ্‌কুনিত আদাগুইরা রৈল্ মাস আসে। [আধা+গড়<গড়ন+ইয়া প্র.]।

আদা গুন্‌গুনি=[কুম]—বি. থানকুনি গাছ ॥ আদা গুন্‌গুনির পাতার রস খাইলে প্যাডের্ অসুখ সারে। [<আদা থানকুনি]।

আদাগুবুধে=[খু]—বিণ. অর্ধ সম্পন্ন ॥ আদাগুবুধে কায আমার পসন্দ হয় না।

আদাগ্যাট্‌লা=[কুম]—বিণ. যে কাজ ঠিকমত করে না বা অর্ধেক করিয়া নষ্ট করে ॥ তুই বর আদাগ্যাট্‌লা মানুশি ॥ [আধা+ঘেট্‌লা]।

আদাচাঁদা=[সি] — ক্রি. বিণ. অসম্পূর্ণ ভাবে ॥ [<আধা+ছাঁদা]।

আদাচাপি=[রা]—বি. হনুদের শ্রেণী-বিশেষ ॥

আদাচা'ল্‌ল্যা=[পা]—বিণ. অর্ধসিদ্ধ॥ আদাচা'ল্‌ল্যা বাত্ ক্যাম্‌নে খাব? [<আধা (অর্ধ) চাল+ইয়া প্র.]।

২ =[পা]—বিণ. কোন রকম, অসম্পূর্ণ ॥ ও রকম আদাচা'ল্‌ল্যা কাম কর ক্যা ? [পূর্বে দেখ]।

আদাটেউংরা= [রং] — বিণ. সামান্য সুস্থ ॥ সে ব্যারামে ভুগে এখন আদাটেউংরা হচে।

আদাডেইর‍্যা = [চা] — বিণ. অর্ধ সম্পন্ন ॥ আদাডেইর‍্যা কাম করন বালা না। [<আধা+দেড়+ইয়া প্র.]।

আদাড়ি = [খু] — বি. নাম বিশেষ (অশিক্ষিত লোকেরা ভূতপ্রেতের প্রভাব হইতে মুক্তির জন্য এইনামে মেয়েদের নাম করণ করিয়া থাকে) ॥ আদাড়ির ঝি (=ঝি) সেদারি। [আদাড়+ই প্র.]।

আদাড়্=[দি]—বি. কলার বাগান ॥

২=[রা]—বিণ. গণ্ড, পল্লী ॥ আদাড়্ গায়ে ছিরগ্যাল বাঘ।

৩=[কু]—বি. গালি বিশেষ ॥

আদাড়্ পাদাড়্=[খু]—বি. আনাচ কানাচ ॥ [আদাড়+পাদাড় অনুঃ]।

আদাড়্ বাগ্ = [খু] — বি. আগাছা বিশেষ ॥

আদাতর্=[সি]—বিণ. যে গরু বা মহিষের দাঁত উঠে নাই ॥ [আ+দাঁত+র প্র.]

আদা তান্‌কুনি=[বা]—বি. থানকুনি পাতা ॥ [দেখ আদাগুন্‌গুনি]।

আদাত্তিল্=[চা, ফ]—বিণ. যাহার দাঁত গজায় নাই, অপ্রাপ্তবয়স্ক ॥ আদাত্তিল্ পোলায় আবার কামর্ দ্যায় ক্যামুনে? [আ+দাঁতিল<দাঁত+ইল প্র.]।

আদাত্=[পা, চা] — বিণ. অর্ধহাত পরিমাণ ॥ [<আধ+হাত]

আদানি=[ম]—বি. হাঁপানি ॥ মাইয়া-ডার আদানি রোগ ॥

২=[চা, ম]—বি. আধানি, দুই পয়সা ॥ [<আধ+আনি]।

আদানো=[চা, ম]—ক্রি. হাঁপানো, ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলা ॥ রৈদে বক্‌রিডা আদাইতাসে। [দেখ আদানি]।

আদান্=[ম]—বিণ. অর্ধ ॥ ফহির্‌ডারে এ্যাক্ আদান্ পিডা দে। [<আধ+খান]।

আদাপরা=[ম]—বি. ঝাড় ফুঁক ॥ আদা-

পরা দিয়া আমারে বুলাইতে পারতানা। [আদা<আদ্রক+পড়া ; গ্রাম্য সংস্কারানুসারে কাহাকেও বশ করিতে হইলে এই ধরণের তুকতাক করা হইয়া থাকে]।

আদাপরায় আগামানা = [য] — ক্রি. প্রতিকারের যথাযথ ব্যবস্থা না করিয়া ঝাড়ফুঁকে আরোগ্য লাভ করা ॥ আদাপরায় আগা মান্‌লে আর কলেরার্ লাইগ্যা ডাক্‌তরের দরকার কি ? [দেখ আদাপরা+য় (করণে)+হাগা+মানা =বন্ধ হওয়া]।

আদাপানি খাওয়া—[চা, কুম, ম]—ক্রি. দৃঢ়প্রতিজ্ঞ হওয়া ॥ গ্যারাডা আদাপানি খাইয়া পর্‌তাসে, পাশ কর্‌বৈ।

আদাপ্—[কু]—বি. সালাম। [<আদাব ادب আঃ]।

আদাবাইন্‌কুড়ি=[কুম]—বি. থানকুনি পাতার ন্যায় শাক বিশেষ ॥ আদাবাইন্ কুড়ির বর্‌তা যবর্ বালা।

২ = [চট্ট]— বি. থানকুনি ॥ প্যাডো বিমার ঐলে আদাবাইন্ কুড়ির্ মৌ খায়। [আদা থানকুনি]।

আদাবিদি—[ঢা]—বিণ. <আধাআধি ॥ আদাবিদি কাম করন বালানা।

আদামন্‌নি= [চট্ট]—বি. থানকুনি ॥ প্যাডর ব্যারামে আদামন্‌নি পাতার রশ্ খাইও। [<আদা থানকুনি]।

আদামাদা=[ঢা, সি]—বিণ. মাঝারি ধরনের ॥ 'আদামাদা চ'দ্‌রি যারা আলথাপ মাস্ মারে তারা' — গ্রাম্য গান। [<আধা<অর্ধ ; মাদা অনুঃ]।

২=[পা]—বিণ. অসুন্দর ॥ লোকটা আদামাদা। [পূর্বে দেখ]।

৩=[চা, সি]—ক্রি. বিণ. কোন রকমে, দায়সারা ভাবে ॥ আদামাদা কৈরা কাম্‌ডা কর। [পূর্বে দেখ]।

আদামাদি = [য] — ক্রি. বিণ. কোন রকমে ॥ [আধা+মাদি অনুঃ]।

২=[কু]—বিণ. মন্দ, বাজে ॥ আদামাদি যিনিশ দেইখ্যা আইন্য। [আধা+মাদি অনুঃ]।

আদামান্‌কি=[কুম]—বি. থানকুনি পাতা ॥ আদামান্‌কি ঔষধ ও তরকারিত লাগে। [দেখ আদামন্‌নি]।

আদাম্=[ম, খু, কুম, সি]—বিণ. অযোগ্য, আনাড়ি, নূতন ॥ আদাম্ গরু দিয়া আল চ'লে না। [<আজোয়ান <আ+জোয়াল]।

২=[দি]—বি. কম মূল্য, অল্প মূল্য ॥ এমুন আদামে দান বেচু'ম না। [<আ (=না)+দাম (=মূল্য)]।

আদাম্‌বাইস্‌সা= [কুম] — বি. মানুষের সন্তান ॥ [<আদম+বাচ্চা]।

আদায়ত্=[পা]—বি. মিল, সংযোগ ॥ তার শংগে আমার আদায়ত্ নাই। [আ (স্বার্থে)+দায়াদ সং]।

আদারতি=[ম]—বি. সম্পর্ক ॥ তার লগে আমার কোনু আদারতি নাই। [দেখ আদায়ত্]।

আদারি=[রং]—বি. পাকস্থলী ॥ মুরগির আদারি। [<আধার+ই প্র.]।

২=[পা]—বি. নূতন ঘরের প্রথম ছাউনি ॥ [আদ্ধারি<অন্ধ+রি প্র.]।

আদারিয়া= [ব] — বিণ. অপরিচ্ছন্ন, উচ্ছিষ্ট ॥ আদারিয়া পাইলা দোও। [<আদাড়+ইয়া প্র.]।

আদার‍্যা বল্‌কা=[পা]—বি. উত্তম-মধ্যম প্রহার ॥ তারে আদার‍্যা বল্‌কা না দিলে ঠিক হয় না। [<আঁধারিয়া +বলকা]।

আদার্=[ঢা, কুম]—বি বড়শির টোপ ॥ বরৈত্ যিরের্ (=কেঁচোর) আদার্ দিসি। [<আধার]।

২=[ব, রা, কুম, ঢা, ম]—বি. পাখীর খাবার, যৎসামান্য খোরাক ॥ মুরগিরে আদার দে। [<আধার]।

৩=[বা, খু]—বি. আবর্জনা, ময়লা ॥ আদার্‌গুলা গর্ থাইক্যা হালাইয়া দে। [আদাড়]।

৪=[ব, রা]—বি. বর্গাদার ॥ আদার ফশলে অর্‌ধেক যায় (ব)। [আধি (<আধ+ই)+দার دار ফা.]।

আদার্ করা=[ম]—ক্রি. খুঁটিয়া খুঁটিয়া খাওয়া, ধীরে ধীরে খাওয়া ॥ আদার করিস্‌না, যল্‌দি খা। [দেখ আদার্]।

আদার্ জল খাওয়া=[রং] — ক্রি. দৃঢ়-প্রতিজ্ঞ হওয়া ॥ অয় আদার্ জল খায়্যা লাগ্‌চে। [দেখ আদা পানি খাওয়া]।

আদার্ ঝাল বুঝা=[রং] — ক্রি. মজা বুঝা ॥ আদার ঝাল বুঝিবি ক্যামন্ ? [আদা=আদ্রক সং]।

আদার্ মানিক= [চট্ট] — বি. পাতিল বিশেষ ॥ আদার্ মানিক পাতিলে দৈ পাতে। [<আঁধার মানিক]।

আদালতি=[দি]— বি. বিলম্ব, ধীরতা, গড়িমসি ॥ আমি আদালতি পছন্দ করি না। [আদালত+ইপ্র.]।

আদালতিভাবে = [লো]— ক্রি. বিণ. আস্তে আস্তে ॥ মাইয়াগার্ ঘর্ (=বর) কি আদালতি ভাবে শুরু ঐগে।

আদালত্= [কুম]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

আদালাদি=[ফ]—বি. প্রজাপতি ॥

আদালি=[বা]—বিণ. বলদ ॥

২=[ম]—বি. নদীর তীরের ঢালু স্থান বিশেষ ॥ [<আ+ঢাল্+ই, √চল্]।

আদালেবু=[সি]—বি. বড় টক লেবু ॥

আদালেব্‌রি=[পা]—বিণ. যে স্পষ্ট করিয়া কথা বলিতে পারে না ॥

আদাশুন্‌কনি=[কুম]—বি. থানকুনি গাছ ॥ [<আদা থানকুনি]।

আদাসাদা=[সি]—বিণ. অসম্পূর্ণ ॥ আদা সাদা করি কামডা রাইখ্যনা। [<আধা ছাঁদা]।

আদাহিলা=[বা]— বি. নিঃস্ব, সম্বল-হীন। [আ+√দেখ্+ইলা প্র. ; দেখ আদাইল্‌হা]।

আদি = [দি] — বিণ. বর্গা, আধি ॥ আদি জমির অর্‌ধেক ফশল আদার পায়। [<আধি=আধ+ই প্র.]]।

২=[সি]—বি. বেতের ছোট চাটাই বা মাদুর ॥ নায়মর আদি পাক শাক রাইক্‌খ।

৩=[পা]—বি. আঁধারি, ঠুলি (যাহা কলুর গরুর চোখে দেওয়া হয়) ॥

[দেখ আন্‌দি৮]।

আদিক্ আদিক্=[ম, পা]—বি. বেশী আহলাদ বা অশোভন আচরণ ॥

আদিখ্‌লা=[চা]—বি. কৃপণ ॥ এমুন আদিখ্‌লার কাসে গেলে কোনো লাব ঐতনা। [<আ+দেখলা, আদেখ্‌লে]।
২=[কুম]—বিণ. পরশ্রীকাতর, লোভী, বেহায়া ॥ [পূর্বে দেখ]।

আদিগিলা=[চা, কুম]—বিণ. আদেখলা, যে কখনো কোন জিনিস দেখে নাই ॥ আদিগিলার মতন চ'ইয়া রৈসত্ ক্যারে? [<আ+দেখিলা, আদেখ্‌লে]।

আদিগুরি=[ম]—ক্রি. বিণ. আগা-গোড়া ॥ আদিগুরি ব্যাপার্ খুলা কও। [<আদি=অগ্র+গুড়ি=গোড়া; আগা গোড়া]।

আদিগ্ গাদিগ্=[ম]—ক্রি. বিণ. অবহেলা ॥ কোন্ কামে আদিগ্ গাদিগ্ কৈরনা। [<এদিক ওদিক]।
২=[পা]—বি. বিশৃঙ্খল চালচলন, ধাপ্পা ॥ ব্যাটা খালি আদিগ্ গাদিগ্ মারে। [পূর্বে দেখ]।

আদিনামা মধুপর্=[খু]—বি. খুঁটি-নাটি ॥

আদিনারি=[ম]—বি. খুঁটি নাটি ॥ [<আদি নাড়ি]।

আদিনো=[খু]—বি. আর দিন, অন্য দিন ॥ আদিনো গ্যাস্‌লাম। [<আর দিন]।

আদিবশ্=[ব]—অব্য. দুর ছাই (মেয়েদের বুলি) ॥ আদিবশ্ সাড় কপাল। [<অধিবাস]।

আদিবশ্ করা=[রা]—ক্রি. সাত পুরুষের শ্রাদ্ধ করা ॥ তোর চ্যাংড়ার মুই আদিবশ্ করোঁ। [<আদিভস্ম করা]।

আদিবশ্ লাগা=[পা]—ক্রি. দেরী হওয়া ॥ [<আ (স্বার্থে)+দিবস লাগা]।

আদিয়া=[রং, সি]—বিণ. অর্ধেক ॥ তোর্ আদিয়া কথা মিছা (রং)। [<আধিয়া<আধা+ইয়া প্র.]।
২=[ম]—বিণ. জমির ফসলের আধা-আধি বন্দোবস্ত, বর্গা ॥ [<আধ, আধ+ইয়া প্র.]।
৩=[নো]—বি. সমাধি ॥

আদিয়াদার=[ম]—বি. বর্গাদার ॥ [<আধ+ইয়া+দার دار ফা. প্র.]।

আদিলা=[সি]—বিণ. লোভী, অন্যকে কোন কিছু দিতে অনিচ্ছুক ॥ আই তোমার্ মতন আদিলা না। [আ=বে+দিল دل ফা.]।

আদিল্‌কা=[সি, ম]—বিণ. আশ্চর্যজনক, অস্বাভাবিক ॥ ইতা আদিল্‌কা কারবার দেহি। [দেখ আদাইল্‌হা]।
২=[ম]—বিণ. যে সামান্য জিনিসও অন্যকে দিতে বা দেখাইতে চায় না ॥ এই আদিল্‌কার্ কাসে কিসু পাওয়া যায় না। [পূর্বে দেখ]।

আদিল্‌কিলা=[সি]—বিণ. অহঙ্কারী ॥ [দেখ আদাইল্‌হা]।

আদি হাগল=[নো]—বিণ. উদার, অমায়িক ॥ ই বারির মানুশ্‌গুন্ বর আদি হাগল্। [<আদি পাগল (ব্যঙ্গার্থে)]।

আদিহিলা=[চা]—বিণ. ছুঁচো, খাওয়ার জন্য লালায়িত ॥ আদিহিলার নাহান করিস্ না। [দেখ আদাহিলা]।
২=[ফ]—বিণ. কৃপণ, হিংসুক ॥ [পূর্বে দেখ]।

আদিহিল্‌নি=[চা]—বিণ. লালায়িত অতি লোভী ॥ আদিহিল্‌নি মাইয়ার কাম দ্যাহ। [দেখ আদিহিলা+নি প্র.]।

আদুইয়াবৈর্=[নো]—বি. অমানুষ ॥ যত আদুইয়াবৈর্ প্যাডে দৈল্‌লাম, কোনো কাম ঐল্ না। [আ+জোত+ইয়া প্র.+বয়ার=পুং মহিষ]।

আদুইরা=[চা]—বিণ. আদুরে ॥ আদুইরা পোলা। [<আদুরিয়া]।

আদুখাদো=[খু, ম]—বিণ. এবড়ো খেবড়ো, অসমান ॥ নোংরা মানুশির কাম্ ঐ আদুখাদো। [অনু.]।

আদুতি=[সি]—বিণ. আধপাকা, ডাঁসা ॥ আদুতি আম।

আদুম্ চু'দুম্=[সি]—ক্রি. বিণ. যাচ্ছেতাই, বাজে ॥ কিতা লাগি আদুম চু'দুম্ কাম করবায়্? [অনু.]।

আদুম্ দুদুম্=[সি]—ক্রি. বিণ. যাচ্ছেতাই ॥ এখানে আদুম্ দুদুম্ কাম কৈরনা। [দেখ আদুম্ চু'দুম্]।

আদুয়ান্=[রা]—বি. খাটিয়ার পিছনের দিকের মোটা দড়ি ॥ খাটের আদুয়ানটা ঢিলা হৈয়া গ্যাছে। [আদ্‌রায়ন ادرایس হিং]।

আদুরা=[রং, ব]—বি. অর্ধেক অংশ ॥ আদুরা খান্ নেক ॥ [<অধুড়া হিং]।
২=[কুম]—বিণ. অকর্মণ্য ॥ পোলাডা এ্যাক্‌কেরে আদুরা। [পূর্বে দেখ]।

আদুরা আদুরি=[রং]—বি. তোষামোদ। এ্যাত আদুরা আদুরি নাগাছিশ-ক্যা? [আদর শব্দের ব্যতীহারে]।

আদুর্=[ম]—অনূঢ়া, বয়স্ক মেয়ে ॥ আদুরি মাইয়াডার বিয়া অয়না ক্যা? [<আধ+বুড়ী]।

আদুর্=[ব]—বি. বর্গাদার ॥ তোমার যমির্ আদুর্ কে? [<আধা+উর]।

আদে=[কু]—বিণ. বন্ধ্যা, বাঁঝা ॥ আদে সাগল।

আদেআইল্‌লা=[চট্ট]—বিণ. লোভী, লোলুপ, লোলজিহ্ব ॥ আদে আইল্‌লা পোয়াউয়ার শরম কম। [দেখ আদাহিলা]।

আদেই=[য]—ক্রি. বিণ. মোটেই ॥ করিম আদেই যায় নাই। [<আদৌ]।

আদেইখ্‌লাপানা=[পা]—বি. আদিখ্যেতা ॥ আদেইখ্‌লাপানা করশ্ ক্যা? [<দেখ আদাহিলা+পনা প্র.]।

আদেইলা=[নো]—বিণ. বোকা, অলক্ষ্মী ॥ [দেখ আদিহিলা]।

আদেকিল্=[ব]—বিণ. অদেখা ॥ আদেকিল্ গাসের্ গোটা। [আ+√দেখ+ইল প্র.]।

আদেনা=[রং]—বিণ. সামান্য ॥ আদেনা কথাগুলা ফেলাও। [দেখ আদ্‌না]।

আদেনা পড়া=[রং]—ক্রি. সামান্য অভ্যাস করা ॥ [দেখ আদেনা+পড়া]।

আদেরা=[সি]—বিণ. যে এলোমেলো ভাবে কাজ করে ॥ রৈমা বর আদেরা

মাইরা। [দেখ আদুরা২]।

আদেল্=[রা]—বিণ. যে কোনদিন ভাল জিনিস দেখে নাই, আদিখ্যেতা করা যাহার অভ্যাস ॥ এমন আদেলের মতন চাইয়া রৈছ ক্যা? [দেখ আদেকিল্]।

আদেল্কা=[রা]—বিণ. লোভী, অভদ্র ॥ [দেখ আদেকিল্]।

আদেল্লে=[খু]—বিণ. লোভী ॥ [দেখ আদিহিলা]।

আদেহিলা=[ম]—বিণ. যে কোনদিন ভাল জিনিস দেখে নাই ॥ আদেহিলায় বিয়া কৈরা খালি বারে বারেই বৌয়ের দিকে চ'য়। [দেখ আদাহিলা]।

আদৈয়া=[সি]—বিণ. আদিম, আসল, আদত ॥ হিতারাই গাওর আদৈয়া মানুশ্। [<আদি+ইয়া প্র.]।

আদৈরা=[ম]—বিণ. আদুরে ॥ আদৈরা পোলা! [<আদুরিয়া]।

আদো=[খু, য]—বিণ. বাঁঝা, বন্ধ্যা ॥

আদোট্=[পা]—ক্রি.বিণ. দ্বিখণ্ডিত ॥ বাশটা আদোট্ কর। [<আধ+ট প্র.]।

আদোধাড়ি=[খু]—বি. বন্ধ্যা ছাগী ॥ আদোধাড়ি শুদ্দু চ'রব। [দেখ আদো+ধাড়ি=ছাগী]।

আদোন্=[রং]—বিণ. অর্ধদ্রোণ, আঢ়ক পরিমাণ ॥ আদোন্ জমি। [<আধ=অর্ধ+দোন<দ্রোণ=শস্যের পরিমাণ বিশেষ]।

আদোয়া=[চা, কুম]—বিণ. অপরিষ্কার ॥ আদোয়া থালে বাত্ খাইতাম্ না। [আধোয়া]।

আদোয়াত্=[য]—বি. রাগারাগি ॥ ['আদারত عداوت আং]।

আদোর্=[রা]—বি. আকাঁড়া চাউল ॥

আদোল্থাদোল্=[রা]—বি. না বুঝিবার ভান ॥ এঁ্যা, একিবারে আদোল্থাদোল্ জি! [অনু.]।

আদোহ্লা=[ফ]—বিণ. লোভী ॥ তার মতন আদোহ্লা আর দেহি নাই। [দেখ আদাহিলা]।

আদ্আল্হা=[পা]—বিণ. লোলুপ, আদিখ্যেতাকারী ॥ তোর মত আদ্আল্হা আর দেহি নাই। [দেখ আদেহিলা, আদেল্লে]।

আদ্কাটা=[কুম]—বি. হাতের কাজ বিশিষ্ট পিঠা ॥ মামাইর লাইগ্গা আদ্কাটা বানাও। [<হাত+কাটা]।

আদ্কান্=[রং]—বিণ. অর্ধেকখানা ॥ [<আধখান]।

আদ্খানি=[সি]—বি. গর্ভবতী ॥

আদ্খুইরা=[ম]—বি. মাঝারি আকারের উকুন ॥ মাইয়াডার মাথাত্ আদ্খুইরায় ধরা।

আদ্খ্যাচ্'রা=[ফ]—বিণ. অসম্পূর্ণ ॥ আদ্খ্যাচ্'রা কৈরা কাম কৈরনা। [<আধা খেঁচড়া]।

আদ্খোরাকি=[চা]—বিণ. খোরাক-বাদে মজুরি পায় যে ॥ আদ্খোরাকি বদ্লি লৈসি। [<আদ্<হাত+খোরাক خوراک ফা.+ই প্র.]।

আদ্গরা=[কুম]—বি. বৈঠকখানা, অতিরিক্ত ঘর ॥ আদ্গরাত্ বও। [আদ<আধ+ঘর+আ প্র.]।

আদ্গা আদ্গা=[চট্ট]—ক্রি. বিণ. রুচিহীন অবস্থায় দাঁতের অগ্রভাগে চিবাইয়া ॥ আদ্গা আদ্গা খাও ক্যা, খিদা নাই বুঝি? [আধ<অর্ধ+গা=ইগা<ইকা প্র.]।

আদ্গান্=[চা, খু, ব]—বিণ. অর্ধ-খণ্ড ॥ আমারে আদ্গান্ পান দে। [<আধখান]।

আদ্গৈরা=[ম]—বিণ. কিশোর, অল্প বয়স্ক ॥ আদ্গৈরা ব্যাডায় আর কি কাম কর্‌ব?

আদ্দত্=[রা]—বি. অভ্যাস ॥ [<'আদত عادت আং]।

আদ্দবি=[ম]—বিণ. সভ্য, শিষ্ট ॥ আদ্দবি পোলা ॥ [<আদব+ই প্র.; দেখ আদপ্]।

আদ্দাই=[রং]—বি. এণ্ডির চাদর ॥ আদ্দাই গাও দে। [আদ্ধি]।

আদ্দাও=[পা]—বি. হাত দা ॥ আদ্দাওটো কোনে আইকুচ'? [<হাত দা]।

আদ্দা লাগা=[পা]—ক্রি. বিলম্ব হওয়া অথবা বিঘ্ন ঘটা ॥

আদ্দা বাদ্দা=[সি]—বিণ. গৃহহীন অবস্থায় যে এদিক ওদিক ঘুরাফেরা করে ॥ আদ্দা বাদ্দার মতন চ'ল ক্যা? [<আদ্যা অনু:+বাসিয়া]।

আদ্দিনারি=[য]—বি. পূর্বপুরুষ, খুঁটিনাটি ॥ আমি তার আদ্দিনারির খোয রাখি। [<আদ্য নাড়ী]।

আদ্দির্ কাইনি=[পা]—বি. গোড়ার কথা ॥ [<আদ্যের কাহিনী]।

আদ্দুয়ার=[চা]—বি. ঘরের বহির্দিকস্থ বড় দরজা ॥ আদ্দুয়ারদা গরে আইও। [<আগ দুয়ার]।

আদ্দোয়া=[চা]—ক্রি. হাত ধোওয়া ॥ আদ্দুইয়া খাইত্তি ব। [<হাত ধোয়া=হাত ধোওয়া]।

আদ্ধাউত্তা=[রং]—বিণ. অর্ধ উন্মাদ, অকেজো ॥ ওটা একটা আদধাউত্তা লোক। [আধ+মাতা<মত্ত]।

আদ্ধান্=[চট্ট]—বিণ. অর্ধেকখানা ॥ আদ্ধান্ হিডা পোয়াউয়ারে দে। [আধ+খান]।

আদ্না=[য, রা]—বিণ. বোকা, স্থূল বুদ্ধি ॥ লোকটা বড় আদ্না। [আদ্না ادنى আং=অধম, নীচ]।

২=[সি]—বিণ. সামান্য, বাজে ॥ আদ্না মাইন্‌ষের কতাত্ কান দিজনা। [পূর্বে দেখ]।

৩=[খু,য]—বিণ. নুতন ॥ [<অধুনা]।

আদ্নি=[নো]—বি. থানকুনি ॥

আদ্বা=[চা, কুম]—বিণ. অর্ধপোয়া ॥ আদ্বা ত্যাল্ দ্যাও। [<আধপোয়া]।

আদ্বারা=[ফ]—বি. হেঁচকি, বারবার ঢেকুর। মুইট্‌কাডার আদ্বারা বারা ঐসে। [<অাঁত(অন্ত্র)+বাড়া]।

আদ্মগা=[চা]—বিণ. নির্বোধ ॥ তার পোলাডা আদ্মগা।

আদ্মনি=[কুম, নো, চট্ট]—বি. থানকুনি গাছ (যাহা খাইলে হজম শক্তি বাড়ে ও পেটের অসুখ কমে) ॥

আদ্মাগি=[পা]—বিণ. অকেজো,

দুর্বল ॥ লোকটা বর আদ্‌মাগি। [আধ +মাগী (=স্ত্রী-লোক)]।

আদ্‌মুরগির বল=[পা]—বি. খুব অল্প শক্তি ॥ [<আধা মুরগীর বল (বিদ্রূপার্থে)]।

আদ্‌রা=[ফ]—বিণ. একপোয়ার অর্ধেক ॥ এক আদ্‌রা ত্যাল দ্যাও। [আধ+রা]।

২=[ব, রা, ঢা]—বিণ. অর্ধেক ॥ [আধ+রা প্র.]।

আদ্‌রান্=[ম]—ক্রি. সাফাই গাওয়া ॥ আদ্‌রাইলে কোনু লাব ঐতনা। [আদর (নামধাতু)+আন্ প্র.]।

আদ্‌রি=[রং]—বিণ. আদরিণী ॥ তুই মোর আদ্‌রি বেটি। [<আদুরী]।

আদ্‌রোংগা=[ম]—বি. অর্ধাঙ্গ ব্যাধি ॥ [<অর্ধাঙ্গ]।

আদ্‌লা=[ঢা, রং]—বি. অর্ধপয়সা ॥ [<আধলা=আধ+লা প্র.]।

আদ্‌লার কামর্=[কুম]—বি. সন্তান প্রসবের পর ফুল পড়ার বেদনা ॥ পুলি-শের নাম হুনা্য হিতার আদ্‌লার কামর শুরু ঐ গ্যাসে।

আদ্‌লি=[ঢা, কুম, ম]—বি. আধুলি ॥ এইডার দাম এ্যাক আদ্‌লি। [<আধুলি]।

২=[কুম, নো, চট্ট]—বি. থানকুনির গাছ (যাহার রস খাইলে পেটের অসুখ সারে ও হজম শক্তি বাড়ে) ॥

আদ্‌লিয়াপনা=[বা]—বি. আদিখ্যেতা পনা ॥ পোলা নিয়া এ্যাত আদ্‌লিয়া-পনা করন বালা না। [দেখ আদেহিলা+পনা]।

আদ্‌লো=[ব]—বিণ. অনাবৃত ॥ দুধ আদ্‌লো রাখন ঠিক না। [<উদ্‌লা <আদুল, আদুড়]।

আদ্‌সটি=[ম, খু]—বি. গাছ বিশেষ (যাহার ডাল দিয়া দাঁত মাজা হয়) ॥

আধাইর্‌গা=[চট্ট]—বিণ. অন্ধকারা-চ্ছন্ন ॥ আধাইর্‌গা রাইত্‌ অ'াই ন যাইয়ম্। [<আঁধার<অন্ধকার+ইগা <ইকা প্র.]।

আধাগাইন্=[চট্ট]—বিণ. আধখানা ॥ তোঁয়ার আধাগাইন্ ঘিনিশ্ দ্যাও। [আধাখানি]।

আধাগ্‌গিন=[চট্ট]—বিণ. অর্ধেকগুলি আধাগ্‌গিন্ চৈ'ল্ রান্দ। [<অর্ধেক +গুলিন]।

আধাট্যাম্‌কা=[রং]—বিণ. অযথা গোস্বা ॥ কথা শুনিতো অয় আধা-ট্যাম্‌কা ঐছে। [<আধা+ঠমক]।

আধাড়্=[রা]—বিণ. অর্ধছাঁটা, আ'কাড়া ॥ আধাড়্ চালের ভাত খাওয়া জায়না। [<আধ+কাঁড়া]।

আধুড়া=[দি, রা]—বিণ. অর্ধেক ॥ আধুড়া কাম ফালাই পালাইছনা রে। [<আধ+পুরা=পূর্ণ]।

আধেক্=[দি]—বিণ. অর্ধেক ॥ আধেক আস্‌তা (=রাস্তা) মেরামত্ হচে। [<আধ+এক]।

আধেকুলা=[দি, রা]—বি. অর্ধেক-গুলি ॥ ভাগের আধেকুলা হামাক্ দে। [<আধেকগুলা]।

আধৈর্=[রা]—বি. বর্গাদার, ভাগে অন্যের জমি আবাদ কারী ॥ হামার আধৈর্‌টা বড় বদ। [<আধা<অর্ধ+ ইর প্র.]]

আধোয়ান্‌ন্যা=[চট্ট]—বিণ. আনাড়ী, নুতন ॥ আধোয়ান্‌ন্যা গরুদি আল বাওন ন যায়। [<অ+জোয়াল+ ইনা প্র.; মূল অর্থ যাহাকে জোয়ালে জোতা হয় নাই]।

আধ্‌কপি=[দি]—বিণ. যে সবকাজ পণ্ড করে ॥

আধ্‌গান=[রং]—বিণ. অর্ধখণ্ড ॥ [<আধখান]।

আধ্‌ঘুমড়ো=[খু]—বিণ. অকেজো ॥

আধ্‌ধান্যা=[চট্ট]—বিণ. অসম্পূর্ণ, আংশিক ॥ আধ্‌ধান্যা কাম ফেলাই ন যাইস্। [<আধা+খান ইয়া প্র.]।

আধ্‌বুড়ো=[খু]—বিণ. অবিবাহিতা ॥ [<আধবুড়া]।

আধ্‌মদ্দা=[ব, খু]—বিণ. যে মেয়েলী চালে চলে ॥ [আধ+মর্দা <মর্দ مرد ফা. আ প্র.]।

আধ্‌লে=[কু]—বি. ধান মাপিবার বেতের তৈরী আড়াই সেরী পাত্র ॥

আধ্‌শটি=[খু]—বি. শেওড়া গাছ ॥

আধ্‌শি=[রা]—বয়স্কা, প্রৌঢ়া ॥ [<আধবয়সী]।

আনক্‌ঠানক্=[রং]—বি. ভাবভঙ্গি ॥ ঐলা আনক্‌ঠানক্ আর না করিশ্। [<আনক্ অনু: ; ঠানক্ <ঠমক]।

আনখ্=[কুম]—বিণ. পেটুক ॥ [আন+ √খা ; দেখ আনা খাওয়া]।

আনরি=[কুম, ফ]—বিণ. সাধারণ, অজ্ঞ ॥ [<আনাড়ী ; তুং অনাড়ী হিং]।

আনল্=[চট্ট]—বি. অনল, অগ্নি ॥ [<অনল]।

আনস্=[ফ]—বি. ময়লাযুক্ত থাকড় সার জাল ॥ বেড়ার মৈদ্‌দে আনস্ লাইগ্যা রৈসে।

আনা=[ঢা, ম]—অব্য. বিনা, ছাড়া ॥ 'আনাফুলে দরসে কদু, কদুর নাম কি?'—ধাঁধাঁ [<অনা]।

২=[ঢা, সি]—বি. আয়না ॥ [আয়না <আঈনহ্ آئینه ফা.]।

৩=[ফ]—ক্রি. কাদামাটিতে বীজ বোনা ॥

৪=[ঢা]—অব্য. (তুমি)ই, (তুই)ই (নিশ্চিতার্থে) ॥ তুই আনা এই কাম কর্‌সত্। [<না]।

আনাআনি=[বা]—ক্রি. বিণ. স্নান না করিয়া ॥ আনাআনি বাত্ খাইসুনা। [আ (=না)+নাহানি ; নহানা হিং <স্নান সং]।

আনাইষ্=[ব]—বি. কাঁচা তরকারী, শিম ॥ [আনাজ, অনাজ্ হিং<অন্নাদ্য সং]।

আনাইষ্‌কলা=[পা]—বি. কাঁচা-কলা ॥ আনাইষ্ কলার হালি কত? [আনাজকলা]।

আনাইয়া বিনাইয়া=[সি]—ক্রি. বিণ. অনুনয় বিনয় করিয়া ॥ হিত্তে আনাইয়া বিনাইয়া চিঁড়ি ল্যাকৃতাসে। [ইনাইয়া বিনাইয়া, ইনিয়ে বিনিয়ে]।

আনাইরা=[ঢা]—বিণ. অজানা, অগোত্ত-

নীয়, ভিত্তিহীন ।। এত্ত আনাইরা কতা পাও কৈ ? [দেখ আনরি]।
২ = [ফ] — বিণ. অপটু, অপদার্থ ।। হ্যারাডা হুদা আনাইরা । [আনাড়ী ; দেখ আনরি]।
আনাইল্‌লা=[ম]—বিণ. দুষ্ট, অসভ্য, পাজী ।। হ্যাবাড়া যবর্‌ আনাইল্‌লা ।। [<অ+নাল (=সোজা)+ইয়া প্র.]।
আনাইল্ল্যা=[চট্ট]—বিণ. বুনো ।। আনাইল্ল্যা কচু খাইলে গলা ধরে। [দেখ আনাইল্‌লা]।
আনাঐন্‌না=[ঢা]—ক্রি. বিণ. স্নান ব্যতীত।। আনাঐন্‌না বাত্‌ খাইস্‌ না । [<অ (না)+নাহন<ণ্হান প্রাং<স্নান সং+ইয়া প্র.]।
আনাওনি = [ঢা] — বিণ. অস্নাত।। শিতের দিনো আনাওনি থাহন্‌ বালা না। [দেখ আনাঐন্‌না]।
আনাংলা=[ম]—বিণ. বাজে, অপ্রয়োজনীয়, ভুয়া।। আনাংলা কতা। [দেখ আনাইল্‌লা]।
আনাকাই=[কুম]—বি. আয়না কাঁকুই (চিরুণি) ।। [< আয়না + কাঁকুই <কঙ্কতিকা সং ; দেখ আনা$_2$]।
আনাখাওয়া=[নো, ঢা, কুম]—ক্রি.বিণ. ক্ষুধার্ত হইয়া, উপবাস করিয়া ।। আনা খাওয়া কয়দিন থাহন্‌ যায় ? [আনা =না+খাওয়া ; দেখ আনখ]।
আনাখ্যা=[ম]—বি. বাঁশের কঞ্চি।। আনাখ্যাগুলি সাইট্টা দ্যাও।
আনাগোনা=[কুম]—বি. কথোপকথন, গোপন আলাপ-আলোচনা ।। এ্যাত আনাগোনা কিয়ের ? [অর্থবিকৃতি]।
আনাচ্‌=[রং] — বি. তরি তরকারী ।। [<আনাজ] ।
আনাথিকলা=[বা] — বি. কাঁচাকলা ।। আনাথিকলা আমাশয়ের লাইগ্যা বালা । [দেখ আনাইথ্‌+কলা]।
আনাডা=[খু, বা] — বিণ. ডানপিটে, দুষ্ট, দুর্দান্ত, অবাধ্য ।। আনাড়া পোলা। [দেখ আনাইরা$_2$]।
আনাতা=[বা]-বিণ. অবাধ্য ।। আনাতা পোলা। [<অনত]।
আনাদিন্‌=[খু]—বি. অন্য দিন ।। আনাদিন্‌ যাবু। [আনা+দিন ; আন<অন্য]।
আনাদুন্‌=[রা]—ক্রি. বিণ. অনবরত।।
আনানা=[পা]-বিণ. অর্ধপচা ।। আনানা বাত্‌ খাইস্‌না । [দেখ আনানো]।
আনান্ত্যা = [পা] — বিণ. অর্ধপচা ।। [দেখ আনানো]।
আনানো=[ঢা]—ক্রি. পচিয়া যাওয়া ।। বেবাক বাত্‌ আনাইয়া গ্যাসে। [<আলানো]।
আনাপারা=[ঢা]—ক্রি. গলা বাড়াইয়া দেখা ।। তরা আনাপাইরা কি দ্যাহস্‌ ?
আনাবান্‌দে=[ঢা, কুম]--ক্রি. বিণ. বিনা বন্ধনে।। আনাবান্‌দে কি ব্যারা থাহে। [আনা (=বিনা) + বান্ধে = বন্ধনে]।
আনাবার্‌ = [ফ] — বি. গত বৎসর ।। আনাবার্‌, বেশি ধান পাই নাই। [আনা<অন্য+বার=বৎসর]।
আনামতি = [ম] — বিণ. গচ্ছিত ।। আনামতি ট্যাহা শব বুইয্যা পাইসনি? [দেখ আনামত+ই প্র.]।
আনামত্‌=[সি, ম]—বিণ. সম্পূর্ণ ।। হিতে আনামত্‌ বৈডা পৈরা শ্যাশ্‌ কর্‌সে। [আমানত امانت আং=রক্ষিত বস্তু ; বর্ণবিপর্যয় ; অর্থবিকৃতি]।
২=[ফ]—ক্রি. বিণ. গচ্ছিত, জমা ।। কার কাসে ট্যাহা আনামত্‌ রাখ্‌স ?
আনাম্‌=[ঢা]—বিণ সম্পূর্ণ, আস্ত।। আনাম্‌ আমডা তুই এ্যাক্‌লাই খাইবি? [আমন امن আং=রক্ষা]।
আনায়া যাওয়া=[পা]—ক্রি. খাদ্যদ্রব্য নষ্ট বা বাসি হইয়া যাওয়া ।। বাত্‌ আনাইয়া গ্যাচে'। [দেখ আনানো]।
আনারি=[কুম]—বি. আউশ ধানের সহিত মিশাইয়া বপন করিবার ধান বিশেষ।। আউশের লগে আনারি দান বুন্‌লে লাব্‌ বেশি ।
২=[ঢা, রা]—বিণ. অপরিণামদর্শী ।। আনারি মাইন্‌শে গাডে গাডে ঠ্যাহে। [দেখ আনরি]।
আনায্য=[রং]—বণ. যাহা ন্যায্য নয়, অনুচিত ।। আনায্য কথা না কহিস্‌ । [অন্যায্য ; অ+ন্যায্য]।
আনালে=[খু]—ক্রি. বিণ. অস্নাত অবস্থায়, স্নান না করিয়া ।। আনালে ভাত্‌ খাইস্‌না। [আ+$\sqrt{}$নাহ্‌+আল+ইয়া]।
আনালে বিনালে=[ঢা, কুম, ম]— ক্রি. বিণ. অযথা, কুপথে ।। ট্যাহা পৈশা আনালে বিনালে খরচ্‌' করিস্‌ না।
আনাশন্‌নি=[বা]—ক্রি.বিণ. অযথা ।। আনাশন্‌নি দেরি কাঁয় কর ? [দেখ আন্‌শুন্‌নি]।
আনাশুনি=[বা]—ক্রি. বিণ. অযথা, অকারণে।। আনাশুনি আমার দোশ্‌ দ্যাও ক্যা ।
আনাশুন্‌নত্‌ = [বা] — বি. অন্দাজ ।। [দেখ আনাশন্‌নি]।
আনাশ্‌=[চট্ট]—বি. আনারস ।। আনাশর যোরা কত করি ? [<আনানাস পোর্ত.]।
আনাহিতানে=[ঢা, কুম] — ক্রি. বিণ. বালিশ ছাড়া ।। আনাহিতানে হুইলে গার্‌ বিশ্‌ করে। [আনা (বিনা)+ শিথান (বালিশ) <শীর্ষস্থান সং]।
আনাহিতানে মরা=[সি]—ক্রি. শোচনীয় অবস্থায় মরা ।। ব্যাডাডা আনাহিতানে মরসে। [মূলঅর্থ মাথার নীচে বালিশ হীন অবস্থায় মরা]।
আনাহুনি=[চট্ট]—বি. আয়না চিরুনী।। আনাহুনি গুরমাদানি কডে গেইয়ে? [<আয়না চিরুনী]।
আনিনিগম্‌=[চট্ট] — বি. কায়ক্লেশে দিন যাপন।।
আনিবাত্যায়=[পা, চট্ট]—অব্য. আনিবার জন্য ।। [আনিবা =আনা+তায় অধিকরণে]।
আনিমারা=[কু]—ক্রি. অনর্থক ঘুরিয়া বেড়ান, গুলমারা ।। সেলেটা খালি আনিমারি বেড়ায়।
আনিল্‌তার্‌=[কুম]— বি. ক্ষতি ।। মিনিলটা আনিল্‌তার্‌ গ্যাসে। [<অনিষ্ট +র অতিরিক্ত]।

আনুইনা=[ম]—বিণ. লবণ বিহীন ॥ পানি বাতু আনুইনা খাওন্‌ যায় না। [আ+নুন<লবণ+ইয়া প্র.]।

আনুকা=[পা]—বিণ. নূতন ॥ আনুকা তরকারি খাইতে মযা লাগে। [দেখ আনুকা২]।

আনুক্‌কা=[সি]—বিণ. কদাচিৎ পাওয়া যায় এমন ॥ [দেখ আনুকা]।

আনুন্যা=[পা]—বিণ. লবণ হীন ॥ আনুন্যা তরকারি। [দেখ আনুইনা]।

আনুবানু = [সি] — ক্রি. বিণ. পাতলা পাতলা ॥ গাস আনুবানু উঠ্‌সে।

আনুয়া গাঙ্‌=[সি]—বি. মরা নদী ॥ আনুয়া গাংগো হাতর্‌ দেওন শিদা। [আন+বওয়া√বহ্‌]।

আনুয়া দান=[সি]—বি. স্বত-উৎপন্ন ধান ॥ ম্যাগ পাইয়া কত আনুয়া দান উঠ্‌সে। [<আন্‌ (=বিনা) + রোয়া (=রোপণ)]।

আনে আনে=[সি]—ক্রি. বিণ. অলক্ষিত ভাবে ॥ হিতার চ'লচ'লন আনে আনে দেইখ্যা আইস।

আনে আবাদে=[পা]—ক্রি.বিণ. কদাচিৎ, মাঝে মাঝে ॥ আনে আবাদে আশ ক্যা ?

আনে ডরে=[চা, ম]—ক্রি. বিণ. গড়ে, না বাছিয়া। মাগগুলি আনে ডরে কত চ'ও?

আনে বানে=[সি]—ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ [<এখানে ওখানে]।

আনের্‌=[খু]—বি. পেটুক ॥ কি আনের্‌ রে বাবা !

আনাংলা=[রং]— বিণ. অবিবেচক ॥ [আনেং<অন্যায়+লা প্র.]।

আনৈন্না=[চট্ট]—বি. আনিবার লোক ॥ আনৈন্না কন্‌ আনানুলাই আগৈ। [আনন (আনয়ন)+ইয়া]।

আনৈয়া=[ম] — বি. আনয়নকারী ॥ পশা দিলে আনৈয়ার অবাব্‌ নাই। [আনা+ইয়া, √আন্‌]।

আনোখা=[বা]—ক্রি. বিণ. অনর্থক ॥ আনোখা মোর দোশ্‌ দ্যান্‌। [অনোখা হিং<অনপেক্ষিত সং]।

২=[চা]—বিণ. সামান্য আঘাতে যে কাঁদিয়া উঠে ॥ পোলাডা ববর্‌ আনোখা।

আনোখাইয়া=[সি]—বিণ. অনাহারী ॥ আনোখাইয়া পুয়াডা ইশ্‌কুলে গ্যাসে। [আনা (=না)+খাওয়া]।

আনোচ্‌=[রং]—বি. রান্না তরকারী ॥ [<আনাজ]।

আনোশৈর‍্যা=[রা]—বিণ. ওসারহীন, অপ্রশস্ত, সংকীর্ণ ॥ আনোশৈর‍্যা পথ। [আন্‌ (না অর্থে)+ওসার (=প্রসার) +ইয়া প্র.]।

আন্‌=[পা, চট্ট]—অব্য. খান, টি, টা ॥ আতুআন্‌ (=হাতখান)। [<খান]।

২=[সি]—বিণ. মলিন ॥ মেগলায় চ'ান্‌ আন্‌ ঐসে। [আন্ধ<অন্ধ]।

আন্‌করা=[ম]—বিণ. নয়া, নূতন ॥ আন্‌করা কাপর। [আনুকোরা হিং]।

আন্‌কা= [ম] — ক্রি. বিণ. অনর্থক ॥ আন্‌কা শোময় নশট্‌ কৈরনা। [আনোখা <অনপেক্ষিত সং]।

২=[কু]—বিণ. নবাগত, অপরিচিত ॥ গাইটা আন্‌কা লোক দেখ্‌লেই লাফায়। [পূর্বে দেখ]।

৩=[চা]—ক্রি. বিণ. হঠাৎ, সহসা ॥ আন্‌কা কাম বালা অয় না। [পূর্বে দেখ]।

আন্‌কা খান্‌কা=[রং]—বি. বৈঠকখানা ॥ [আন্‌কা অনুঃ + খান্‌কাহ্‌ خانقاه ফা.=আশ্রম]।

আন্‌কানি দেওয়া=[রা]—ক্রি. কোন কথায় কান না দিয়া এড়াইয়া চলা ॥ [অন + কানি < কান<কর্ণ+ই]।

আন্‌কানো=[কু]—ক্রি. খোঁচা দেওয়া ॥ এত আন্‌কাও কেন ? [আঙ্কান<আঙ্ক <অঙ্ক ; নাম ধাতু]।

আন্‌কাম=[চা]—বি. নির্ধারিত কাজ ॥ আন্‌কাম না কৈরা খালি বাথে কম কর ক্যারে ? [আন <আপন + কাম <কর্ম সং]।

আন্‌কায়=[রং]— ক্রি. বিণ. এমনি, অনুমান করিয়া ॥ আন্‌কায় হামাক দোশান্‌। [দেখ আন্‌কা, য় অধিকরণে]।

আন্‌কুপ্‌ = [সি] — বিণ. অনুন্নত, পশ্চাৎপদ ॥ লালপুর শর আন্‌কুপ্‌ মাগা। [<অন্ধকূপ, অর্থবিকৃতি]।

আন্‌কুয়া=[ম]—বিণ. নূতন, সদ্যক্রীত ॥ আন্‌কুয়া কাপড়। [দেখ আন্‌করা]।

আন্‌কেরা=[খু]—বিণ. নূতন, সদ্যক্রীত ॥ আন্‌কেরা কাপড়। [দেখ আন্‌করা]।

আন্‌ক্যা=[পা]—বিণ. নূতন ॥ আন্‌ক্যা পানিত্‌ গোসল কৈরা আমার শর্‌দি লাগ্‌চে'। [দেখ আন্‌কা২]।

আন্‌কো=[দি, রা]—বিণ. অচেনা, বিদেশ ॥ আন্‌কো জায়গার জলহাওয়া আমার শয্য হয় না। [দেখ আন্‌কা]।

আন্‌কোড়া=[ফ]—বিণ এখনো ধোয়া হয় নাই ॥ আন্‌কোড়া কাপড় পিন্‌দিস্‌ না। [দেখ আন্‌করা]।

আন্‌কো লাগা= [রা, দি] — ভীত হওয়া ॥ অচেনা জায়গায় তার আন্‌কো লাগিছে। [দেখ আন্‌কা]।

আন্‌খা=[কুম]—বিণ. নূতন ॥ আন্‌খা মানুশ্‌টার বারি কৈ ? [দেখ আন্‌কা]।

আন্‌খাইন্‌সা=[ম]—বি. ঘরের চালের বাহিরের অংশ ॥

আন্‌গরা=[সি]—বিণ. বোকা ॥ পুয়াডা এ্যাকেবারে আন্‌গরা। [আন্‌ (=না) +গড়া]।

আন্‌ঘোন্‌=[রং]—ক্রি. বিণ. সামান্য, কিছু ॥ একটু একটু আনঘোন্‌ শুনিছে। [অনু.]।

আন্‌চ'ল্‌মুসানি = [সি]— বি. আঁচল দিয়া মুখ মুছন পর্ব ॥ নওশার আন্‌চ'ল্‌ মুসানির ট্যাহা দেওন লাগে। [আঞ্চল <অঞ্চল সং+মুছানি√মুছ]।

আন্‌চান্‌ করা=[রং]—ক্রি. অসুস্থ বোধ করা ॥ খারাপ খবরটা শুন্যা হামার মন আন্‌চান্‌ করছে। [অনু.]।

আন্‌চুঁক্=[ম]—ক্রি. বিণ. অকস্মাৎ, হঠাৎ ॥ আন্‌চুঁক্ খবরটা শুইন্যা হেইতে কান্‌তে লাগ্‌ল। [<আচানক

চাড়াক চাড়াক। হিং]।

আন্‌চো'খ্‌=[য] — ক্রি. বিণ. আড় চোখ ॥ আন্‌চো'খে কারে দেপ্‌ তাগো ? [<আড়চোখ]।

আন্‌চো'ক্‌ = [য] — ক্রি. বিণ. আকস্মিকভাবে।। হ্যায় আনচো'ক্‌ কৈত্তুতে আইলো ? [দেখ আন্‌চু'ক্‌]।

আন্‌ছুন্‌ =[রং] — ক্রি. বিণ. হঠাৎ ॥ আন্‌ছুন্‌ অয় মোক মাইর্‌লো। [দেখ আন্‌চু'ক্‌]।

আন্‌জন্‌ =[রং]—বি. হঠাৎ চীৎকার।। আন্‌জন্‌ কর‍্যা কন্দ্যা উঠিছে মায়াকোনা।

আন্‌জলা=[রং]—বি.<অঞ্জলি ॥ এক আন্‌জলা পানি।

আন্‌জাইত্যা=[রং]—বিণ. ভিন্ন ধর্মী ॥ [আন্‌=(অন্য) জাত+ইয়া প্র.]।

আন্‌জান্‌ ভগবান=[রা]—ক্রি. বিণ. না জানিয়া [আন্‌+জান√জান্‌]।

আন্‌জোর্‌ পান্‌জোর্‌ =[রা]— ক্রি. বিণ. আশে পাশে ॥ হামার আন্‌জোর্‌ পান্‌জোর কায় নাই। [অনু.]।

আন্‌যন্‌ =[পা] — বি. টিকটিকি ॥ আন্‌যনের আন্‌ডা পেলি কোনেরে? [<আঞ্জনি <আঞ্জিনেয় সং]।

২=[য, কুম]—ক্রি. ক্ষত বিক্ষত করা, কোন কিছুর উপরিভাগ ছিদ্রবহুল করা ॥ কৈ মাস কয়ডা আসৃতা আন্‌যিয়া বিরান কর।

৩=[পা]—বি. চোখের পাশের এক প্রকার ফোস্কা ॥ চো'খে আন্‌যন হৈলে বড় যালা করে। [<আঞ্জুলি <অঞ্জুনিকা সং]।

আন্‌যন্‌ মান্‌যন্‌ =[ত্রি]— বি. অঙ্গপ্রসাধন ॥ 'তিরির শোবা আন্‌যন্‌ মান্‌যন্‌'। [অঞ্জন+মন্ডন অনু:]।

আন্‌যা=[চা] —বি. জনবল ॥ আচি'না যাগাত্‌ আন্‌যার যোর থাহে না।

২=[কুম, সি]—বিণ. বুক ও দুই হাতের ভিতর যে পরিমাণ ধরে ॥ এক আন্‌যা খের গরুরে দে।

আন্‌যা আন্‌যি=[সি]—বি. কোলাকুলি ॥ ইদের দিনো মুসলমানেরা আন্‌যা আন্‌যি করে। [<অঙ্গাঙ্গী ; অঙ্গ+আ + অঙ্গ + ই কিংবা আন্‌জা <আসঙ্গ ব্যতিহারে]।

আন্‌যাটে=[য]—ক্রি. বিণ. ইশারায় ॥ বয়রা মাইন্‌শের শাথে আন্‌যাটে কথা কওন লাগে। [আন্‌দাযে ; দেখ আন্‌তাযে]।

আন্‌যা দিয়া=[চা, কুম]—অস. ক্রি. দুই হাতে জড়াইয়া ॥ স্যারাডা যারে কাফ্‌তাসে, আন্‌যা দিয়া দর। [আন্‌জা <আসঙ্গ √অন্‌জ+দিয়া]।

আন্‌যানো = [য] — ক্রি. আলিঙ্গন করা ॥ হেইতে দোস্‌তেরে আন্‌যাইয়া দর্‌সে। [আন্‌জা <আসঙ্গ (নাম ধাতু) আনো প্র.]।

২=[য]—ক্রি. রোপণ করা ॥ বেশি করে আনায খন্‌দ আন্‌যাও। [আনাজ (নাম ধাতু)+আনো প্র.]।

আন্‌যা পান্‌যা=[চা]— বি. জনবল ॥ হেইতার কোনো আন্‌যা পান্‌যা নাই।

আন্‌যা বরাদারি=[য]—বি. বাহ্যিক বেশভূষা ॥ হেইতার আন্‌যা বরাদারি থাক্‌লে কি ঐবো, আদতে হেইতে একটা বদ্‌মাইশ।

আন্‌যাম্‌=[চট্ট]—বিণ. পরিণাম ফল ॥ ই কামর আন্‌যাম বৌত্‌ খারাপ ঐব। [<আন্‌জাম انجام আং]।

২=[য, কুম, চা]—বি. আয়োজন, ধুমধাম ॥ বিয়ার আন্‌যাম শুরু ঐয়া গেসে। [পূর্বে দেখ ; অর্থের বিকৃতি]।

আন্‌যি=[সি] — বি. হুকা নট্‌কাইবার আংটা ॥ আন্‌যি সিয়্যা গিয়া ডাবাডা ফাইট্টা গ্যাল। [<আঁকশি]।

২=[কুম]—বি. বর্ণ পরিচয় ॥ (বর্ণমালার পূর্বে ব্যবহৃত ঁকে আঁজি বলিত) ॥

আন্‌যিলা = [চট্ট] — বিণ. দুর্বল ॥ পোয়াউয়া বেরাবে আন্‌যিলা হৈ গেইয়ে।

আন্‌যিলা=[চা, কুম]—বি. আজনাই, সরীসৃপ বিশেষ ॥ আনযিলার গুজর চ'ক্‌ চ'ক্‌ করে। [<আঞ্জিনের সং]।

আন্‌যুরি=[কুম]—বিণ. রোগা, ক্ষীণদেহী ॥ ব্যারাবে আনযুরি ঐসে। [আন (না)+যোর زور ফা.=শক্তি+ই প্র.]।

আন্‌যুল্‌ =[য]— বি. গিরগিটি জাতীয় প্রাণী ॥ [আঞ্জুনে <আঞ্জিনের সং ; দেখ আন্‌যিলা]।

আন্‌টা=[ফ]—বি. ডিম ॥ এক আলি আন্‌টা আনিস। [<আণ্ডা<অণ্ড সং]।

আন্‌টাট্‌কা=[খু, কু]—বিণ. বেশী টাটকা ॥ আন্‌টাটকা মিথ্যা কথা। [আন্‌ (স্বার্থে)+টাট্‌কা]।

আন্‌টি=[সি]—বি. আবদার ॥ নানান আন্‌টি কর ক্যা ?

২=[কু]—বি. কাপড়ের পাড় ॥ শাড়িটার আন্‌টি খুব শোন্‌দর।

আন্‌টেংসি=[চট্ট]—বিণ. আধ পাগলা, বোকা ॥ ইতে ওগ্‌গুয়া আন্‌টেংসি গাউর।

আন্‌ঠহরি=[খা]—বিণ. আজগুবি ॥ আন্‌ঠহরি কথা বিশ্‌শাশ করি না। [আন্‌ (না)+ঠাহর+ই প্র.]।

আন্‌ঠা = [চট্ট] — বি. মার্বেল ॥ পোয়াউয়া আন্‌ঠা দি খেলে। [<আণ্ডা <অণ্ড সং ; অন্‌টা হিং]।

আন্‌ঠা কান্‌ঠা=[চট্ট]—বি. আনাচ কানাচ ॥ আন্‌ঠা কান্‌ঠাত্‌ বিছ্‌'রাই দেখ্‌। [<অস্থান কুস্থান]।

আন্‌ঠোহ্‌রি = [রা]—ক্রি. বিণ. না জানিয়া, অনর্থক ॥ আন্‌ঠোহ্‌রি কোন কথা কৈস্‌ না। [দেখ আন্‌ঠহরি]।

আন্‌ডর্‌ =[য] — বি. পাঁচসেরী পাথর ॥ [<হন্দর<hundredweight ইং ; অর্থের বিকৃতি]।

আন্‌ডা = [কুম, নো]—সর্ব. আমরা, আমাদের ॥ আন্‌ডারে দ্যাও। [<আমরা]।

আন্‌ডা পড়া=[চট্ট]—ক্রি. পচিয়া যাওয়া, ছাতা বা ময়লা পড়া ॥ তিজুইন্‌ আন্‌ডা পড়ি গেইয়ে।

আন্‌ডা পিডা = [চা] — বি. ডিম ও চাউলের তৈরী পিঠা বিশেষ ॥ [<আণ্ডা পিঠা]।

আন্ডারোয়াল্=[পা] — বি. ল্যাংগট, ল্যাংগিয়া ॥ [<underwear ইং]।

আন্ডি পুরানো=[কুম]—ক্রি. পরিতৃপ্ত হওয়া ॥ আনুডি পুরাইয়া খা। [< আতি স. বাং + পুরান < পুর +আন প্র.]।

আন্ডু=[নো]—বি. হাঁটু ॥ এরে আচা'র খাই আন্ডু বাইংবি। [<হাঁটু]।

আন্ডুশ্=[নো]—বি. গুজব ॥ ব্যাডা এইবার বোডে যাই এক্ কারি আন্ডুশ্ ঐসে।

আন্ডুশ্ খাওয়ানো = [চট্ট] — ক্রি. খেলায় হারাইয়া দেওয়া ॥ [দেখ আন্ডুশ্]।

আন্ডর্ বারি=[নো]—বি. অন্দর মহল ॥ [<অন্দর বাড়ী ; আন্দর اندر ফা.]।

আন্তা=[কুম]— বি. পাখী ধরিবার জন্য বাঁশের কাঠির তৈরী ফাঁদ বা খাঁচা বিশেষ ॥

২=[চা, কুম, নো]—মাছ ধরিবার দই-মুখী ফাঁদ বিশেষ ॥

৩=[রং]—সর্ব. আমরা ॥ [<আমরা]।

আন্তাময়্ = [চা] — ক্রি. বিণ. না জানিয়া ॥ আন্তাময়্ কতা কৈস্ না। [<আন্দাজে ; আন্দায اندازে ফা.+য় (অধিকরণে)]।

আন্তাযা=[কু]—বিণ. অত্যন্ত তাজা ॥ আন্তাযা মাস। [আন্ (স্বার্থে)+ তাজা <তাযহ্ تازه ফা.]।

আন্তাযি=[ম]—ক্রি.বিণ. না জানিয়া ॥ আন্তাযি কতা কৈলে থাব্‌রা দিমু। [দেখ আন্তাযয়]।

আন্তাযে=[চা] — ক্রি. বিণ. অনুমানে ॥ [দেখ আন্তাযয়]।

আন্তায্=[কুম, সি]—ক্রি. বিণ. অনুমান ॥ আন্তায্ দুইশ মানুশ ঐসে। [দেখ আন্তাযয়]।

আন্তায্ বরাত্=[চা, ম]—বি.কাণ্ডজ্ঞান ॥ সেরিডার উট্‌টুকু আন্তায্ বরাত্ অয় নাই। [<আন্দাজ+বরাত ; দেখ আন্তায্+বরাত<বরাওর্দ براورد ফা. ; সংশব্দ]।

আন্তাশা পাক্‌কোন্ = [চট্ট] — বি. এক প্রকার পিঠা ॥ আন্তাশা পাক্‌কোন্ খাইতে বর্ বালা। [অন্দরসা হিং+ পাকোয়ান = পাক্‌ওয়ান پکوان হিং=পাকান পিঠা]।

আন্তাশা পিডা=[চা]—বি. চাউলের গুঁড়ি ও গুড় মিশ্রিত তৈলে ভাজা এক প্রকার গোল পিঠা ॥ বামাই আইসে আন্তাশা পিডা বানাও। [অন্দরসা পিঠা ; অন্দরস হিং]।

আন্তাস্=[চট্ট]—বি. আন্দাজ, অনুমান, হিসাব ॥ হিতার কোন আন্তাস্ নাই। [দেখ আন্তায্]।

আন্তি=[চট্ট]—বি. হাঁড়ি ॥ আন্তিগান্ ভাঙ্গি গেইয়ে। [<হাণ্ডি=হাঁড়ি]।

আন্তোর্=[রং]—ক্রি. বিণ. পরে ॥ মামা বৌতুদিন আনতোর্ আইয়ে। [<অন্তর]।

২=[রা]— ক্রি. বিণ. দূর ॥ ময়লা আন্তোর্ কর। [<অন্তর]।

আন্দন্ গর্=[পা, ব, রা]—বি. রান্না ঘর ॥ আন্দন্ গর্‌ডো সাওয়া নাইগ্‌ব। [<রান্ধন ঘর=রান্না ঘর]।

আন্দরা = [চা] — বি. চালের নীচে ব্যবহৃত পাতলা চাটাই ॥ চা'ল্‌ডা সাওনের আগে বালা কৈরা আন্দরা দরো।

আন্দরে যাওয়া=[ম]—ক্রি. বিবাহের পর কনের মুখ দেখিবার জন্য বরের ভিতর বাড়ি গমন। [অন্দরে যাওয়া= অন্তঃপুরে যাওয়া]।

আন্দর্=[ম, চা, কুম]—বি. ভিতর, পর্দার আড়াল ॥ তুমি আন্দরে যাও। [<আন্দর اندر ফা.]।

আন্দর্ ঘর=[দি]—বি. রান্না ঘর ॥ [দেখ আন্দর্ +ঘর]।

আন্দশা পিঠা=[দি]—বি. পিঠাবিশেষ ॥ [দেখ আন্তাশা পিডা]।

আন্দা=[ম, কুম, চা]—বিণ. পেঁচানো, শক্ত ॥ দরিডাত্ আন্দা গিরু দিস্ না। [<অন্ধ ; দেখ আন্দা গিরো]।

২=[রা]—বি. পানি ॥

৩=[চা, কুম, সি]—বি., বিণ. অন্ধ ॥ আন্দার আবার রাইত্ আর দিন। [<অন্ধ+আ প্র.]।

আন্দাইর্=[কুম, সি, চা] — বি. অন্ধকার ॥ আন্দাইর গরে কিডা যাবি নরে। [আন্ধারি<অন্ধকার+ই প্র.]।

আন্দাইর্ গুন্দাইর্ = [সি]—ক্রি. বিণ. অন্ধকারে ॥ ইন আন্দাইর্ গুন্দাইর কিতা কর? [<আন্ধারি= আঁধার ; গুন্দাইর অনু:]।

আন্দাউলি=[ম]—বি. অন্ধকার রাত্রে দিক্ ভ্রমের পশ্চাতে ক্রিয়াশীল কল্পিত ভূত প্রেত ॥ [<অন্ধ+ওলী প্র.]।

আন্দা কুন্দা=[চা]—ক্রি. বিণ. অন্ধকারে, অন্ধের মত ॥ আন্দা কুন্দা কৈ যাও? [<আন্ধা<অন্ধ ; কুন্ধা অনু:]।

আন্দাকুফা=[ম]— বি. অন্ধকারাচ্ছন্ন সঙ্কীর্ণ স্থান, আলো বাতাসহীন স্থান ॥ এমন আন্দাকুফার মৈদ্যে কেম্‌নে থাহ? [<অন্ধকূপ]।

আন্দাগিরো=[ম]—বি. প্যাঁচালো গিঁঠ ॥ দরির আন্দাগিরো খোলন মুশ্‌কিল। [আন্ধা<অন্ধ+গিরহ্ گره ফা.]।

আন্দা গুন্দা=[ম, সি]—ক্রি. বিণ. অন্ধভাবে, অন্ধকার করিয়া, এলোপাতাড়ি ॥ চে'রেরে আন্দা গুন্দা মাইর লাগা। [আন্ধা ; গুন্ধা অনু:]।

আন্দাজি=[রা]—বিণ. মিথ্যা ॥ আন্দাজি কথা বলুন। [আন্তাযি দেখ]।

২=[দি]—ক্রি. বিণ. অনাহূত ॥ আন্দাজি বালি তুই দিনাজপুরে গেলো। [দেখ আন্তাযি]।

আন্দাবি=[ম]—অব্য. না, না ; কি করিয়া হয় ॥ আন্দাবি, আমি ঐ দিকে যাই নাই। [দেখ আন্তাযি]।

আন্দাবি মান্দাবি=[কুম, চা]—ক্রি. বিণ. এলোমেলোভাবে ॥ আন্দাবি মান্দাবি কাম কর ক্যা? [দেখ আন্তাযি+মান্দাবি অনু:]।

আন্দাব্যা = [চট্ট] — ক্রি. বিণ. না জানিয়া ॥ আন্দাব্যা কন্ কথা ন কৈয়। [আন্দাযিয়া ; দেখ আন্তায ; ইয়া প্র.]।

আন্দাদিশা=[রা]—ক্রি. বিণ. অনুমান করিয়া ॥ আন্দাদিশা কাে দোশ দিওনা । [<আন্ধা+দিশা]।

আন্দা দুন্দা=[পা. রং]—ক্রি. বিণ. অনুমান করিয়া, এদিক ওদিক ॥ আন্দা দুন্দা হামাক দোশ দিওনা । [আন্ধা ধুন্ধা ; <অন্ধ ধন্ধ ; অন্ধাধুন্ধ হিং]।

আন্দা ধুন্দা=[রা]—বি. অবাক ॥ তার ক্যাম দেখ্যা মোর আন্দা ধুন্দা লাগে । [দেখ আন্দাদুন্দা]।

আন্দাধুম্=[রা]—ক্রি. বিণ. পুরাদমে ॥ ওরা আন্দাধুম্ কাজ করোচে ।

আন্দানো=[ম]—ক্রি. সন্ধান করা ॥ আন্দাও কি ? [<সন্ধান+আনো প্র.]।

আন্দা পাত্তাইল=[রং]—ক্রি. বিণ. পুরাদমে ॥

আন্দামুশা=[ব]—ক্রি. বিণ. অযথা ॥ আন্দামুশা আমাব দোশ দিওনা ।

আন্দার=[খু]—বি. অন্ধকার, আঁধার ॥ একা আন্দারে পথ চ'লা কঠিন ।

আন্দারা=[রা]—বি. খেড়ো ঘরের চালে ছানির নীচে ব্যবহৃত পাতলা চাটাই বা অন্য উপকরণ ॥ বিনা আন্দারায় চাল মজবুত হয় না । [আঁধারি]।

আন্দারি=[ব]—বি. ফাৎনা বা পাতারী বিহীন বড়্শি ॥ আন্দারি দিয়া মাস মারমু ॥

২=[সি]—বিণ. যে অন্দর মহলে থাকে, পুরবাসিনী । বিয়া কৈরা হিতে আন্দারি বিবি ঐ গেসে । [দেখ আন্তরবারি]।

আন্দারি কুন্দারি=[চা]—ক্রি. বিণ. ঘোর অন্ধকারে ॥ আন্দারি কুন্দারি কৈ যাও ? [আন্ধারি<অন্ধকারি+কুন্দারি অনু:]।

আন্দারে=[খু, য]—বি. কীলক ॥ ছুতর্ রা তক্তা কাটার সময় আন্দারে লাগায় । [আঁধারি]।

আন্দারে কোন্দারে=[পা]—ক্রি. বিণ. আড়ালে আবডালে ॥ [দেখ আন্দারি কুন্দারি]।

আন্দার হাছ্ তা=[দি]—বি. বিপদ, অনটন ॥ হাতের টাকা পয়শা ফুরাইছে, তাই মুই আন্দার হাছ্ তাত্ পৈছুঁ ।

আন্দালাই=[দি]—অস. ক্রি. আন্দোলিত হইয়া ॥ আইশ্টা গন্ধে জিউটা আন্দালাই উঠে । [আন্দোলন, নাম ধাতু]।

আন্দালু=[পা]—বি. ঝুল ॥ ঘরের শব আন্দালু ঝুসে ফ্যাল । [<আঁদুল]।

আন্দাশা=[রং]—বিণ. অন্ধকারের মত ॥ [আন্ধা + সা প্র. (সদৃশ অর্থে)]।

আন্দি=[কু]—ক্রি. বিণ. কুতর্ক গোঁয়াতুমি ॥ খেলায় হেরেও আন্দি করসো ?

২=[রা]—বি. দৃষ্টিশক্তির আচ্ছন্নতা ॥ চোখে আন্দি লেগেছে । [<আন্ধি]।

৩=[বা]—বি. ফিকির, সুযোগ ॥ তুমি দনের আন্দিতে আসো । [আঁধী হিং=ঝড়]।

৪=[সি]—বি. পরিধি ॥

৫=[নো, পা]—বি. ঘূর্ণীবায়ু ॥ চৈ'ত মাশের আন্দিতে আউন যায়না । [আঁধী হিং<অন্ধিকা সং]।

৬=[সি]—বিণ. অন্ধকার ॥ আন্দি রাইত্ । [<আন্ধী=আঁধার] ।

৭ = [চট্ট, কুম] — বি. পঁচাডোবা ॥ আন্দিতে গোস্থল করলে যর্ ঐবো । [<আন্ধি, এঁদো]।

৮=[ব, রা, রং]—বি. ঠুলি ॥ বলদটার চোকত্ আন্দি দিয়া গাচোত জোর (রং) [<আন্ধী]।

আন্দি কুন্দি = [পা] — ক্রি. বিণ. এদিক সেদিক, দিগ্বিদিকজ্ঞান শূন্য হইয়া ॥ আন্দি কুন্দি ডেলাইশ্ না । [আন্ধি+কুন্দি অনু:]।

২=[ফ]=বিণ. অপরিষ্কৃত, নোংরা ॥ আন্দি কুন্দি পুকুর । [পূর্বে দেখ]।

আন্দি গুন্দি=[ম, সি]—বিণ. এলো পাতাড়ি, আঁধারের মধ্যে, না জানিয়া ॥ [<আঁধি<আন্ধি+গুন্দি অনু:]।

আন্ দিয়া=[ম]— বিণ. আগামী ॥

আন্ দিয়া ফাটানো = [রং]— ক্রি. পাক করিতে না পারা ॥ [আন্দিয়া <রান্ধিয়া+ফাটানো ; ব্যঙ্গার্থে]।

আন্ দিলি=[রং] — বি. আলমারী ॥

আন্দু=[রা]—বি. ঘরে বা রান্নাঘরে ঝুলন্ত কালি, মাকড়শার জাল ॥ দলা কাপড় আন্দু লাগ্‌লে এক্‌কেরে শর্বনাশ । [আন্দু, আঁধু<ধূয়া]।

২=[সি]—ক্রি. বিণ. আন্দাজে, অনুমানে, না বুঝিয়া ॥ তোমার আন্দু খথার দাম নাই ।

৩=[খু, কুম]—বি. কালি ॥ ল্যাহা পরা আর কি ঐবো, খালি আন্দু মাহামাহি শার। [পূর্বে দেখ]।

আন্দু দুন্দু = [সি] — ক্রি. বিণ. অন্ধের মত, আন্দাজি ॥ আন্দু দুন্দু মাইত্তনা । [অন্ধা ধুন্ধ হিং]।

২=[সি]—বি. কানা মাছির মত চোখ বাঁধিয়া এক প্রকার খেলা (খেলোয়াড়ের চোখ বাঁধিয়া দিলে সে, 'আন্দুদুন্দু মাইগো, আমার দোশ নাইগো' বলিয়া হঠাৎ লাঠি ছুঁড়িয়া মারে, যাহার গায়ে লাঠি পড়ে, সেই 'আন্দুদুন্দু' হয় ॥ [<অন্ধ+ধন্ধ]।

আন্দুনি = [রং] — বি. রাঁধুনী ॥ [রান্ধুনী=রাঁধুনী]।

আন্দুনির গোন্দর = [রং] — বিণ. খারাপ রাঁধুনী ॥ [রাঁধুনীর গন্ডর, গড্ডল=গাড়ল]।

আন্দু পুকৈর=[সি]—বি. ভরাট ও পরিত্যক্ত পুকুর ॥ এই আন্দু পুকৈরে কেঐ ডরে নামে না । [<এঁদো পুকুর<অন্ধ পুকুর]।

আন্দুয়া = [চট্ট] — বি. ঝুলকালি ॥ কওরাসি খানাত্ খৌত্ আন্দুয়া হৈয়ে । [দেখ আন্দু]।

২=[সি]—বিণ. মজা, গভীর ॥ আন্দুয়া পুগৈর । [এঁধো, এঁদো ; অন্ধ+উয়া ; দেখ আন্দু পুকৈর]।

আন্দুরি = [সি, চট্ট]—বি. চোখের পর্দা, (এস্থলে ঘৃণাচ্ছলে) চশমা, চোখের ঠুলি ॥ চৌখ আন্দুরি দিসনি, কিছু দেহনা কা ? [<অন্ধেরী হিং= ঘোড়ার চোখের চামড়ার ঠুলি]।

আন্দুর্ = [কুম] — বি. অন্তঃপুর ॥

আনদুরে খবর পাডাইসি । [<আন্দর اندر ফা.]।

আন্দুল্ গাস্=[খু]—বি. নল গাছ ॥ আন্দুল্ গাসগুন্ কাট ।

আন্দেন্ বাড়েন্=[রং]—ক্রি. বি. রাঁধা ও পরিবেশন করা ॥ পুরান বিবির আন্দেন্ বাড়েন্, নয়া বিবির খাওয়া । [<রাঁধা+বাড়া=পরিবেশন করা]।

আন্দে ব্যাযাল্=[ফ]—বি. অনাবশ্যক দ্রব্য ॥ মাডের্ আন্দে ব্যাযাল্ শাফ্ কর । [আন্ধা+ব্যাযাল <ভেজাল]।

আন্দেশা=[রং]—বি. চোখের আচ্ছন্নতা ॥ [দেখ আন্দেশা$_{2}$]।

২=[ম, সি]—বি. দুশ্চিন্তা, সংশয় ॥ ই বিশয় আন্দেশা ঐ গ্যাসে । [<আন্দেশহ্ اندیشه ফা.]।

আন্দেশ্=[ম]—বি. আমোদ প্রমোদ ॥ যমিদারের্ পোলায় আন্দেশে দিন্ কাডায় ।

আনদ্যাহা=[চা]—বিণ. অদেখা, দৃষ্টিবহির্ভূত ॥ খোদার্ আন্দ্যাহা কিস্সু নাই । [আন=অন+দেখা=অদেখা]।

আন্দোন্=[রং]—ক্রি. পাক করা ॥ [রান্ধন=রাঁধা]।

আন্দোউলি=[ম]—বি. দিশাহারা অবস্থা ॥ ঘরে আগুন্ দেইখ্যা আন্দোউলি নাইগ্যা গ্যাসে । [দেখ+আন্দাউলি]।

আন্দোনি=[ব, রা]—বি. পাচিকা ॥ [দেখ আন্দুনি]।

আন্দোম্=[পা]—বি. কয়েকদিন ধরিয়া অবিরাম বৃষ্টিপাত ॥ [<অন্ধ+ন প্র.]।

আন্দোয়া=[চট্ট]—বি. ধুঁয়া ॥ আন্দোয়ার লাগি চোকত্ পানি আইয়ে । [আন্ (স্বার্থে)+ধোঁয়া, ধুঁয়া<ধূম্র]।

আন্দোল্=[পা]—বি. পাঁক, কাদা ॥ আন্দোলের মৈদ্দে পাও ডুক্সে ।

আন্দোশা=[খু]—বি. পিঠা ॥ আন্দোশা খেতে মযা ॥ [<অন্দরসা হিং]।

আন্ধন্=[দি, রা]—ক্রি. বি. রাঁধা ॥ তোমার্ বৌয়ের্ আন্ধন্, খুব্ ভালা । [<রান্ধন=রাঁধন, রান্না]।

আন্ধারা=[রং]—বিণ. যে অবৈধ কাজ করে ॥ [আন=অন+ধারা]।

আন্ধারা পাইকার্=[রং]—বি. চোরা কারবারী ॥ [আন্ধার<অন্ধকার+আ+পায়কার پایکار হিং.]।

আন্ধারি=[রং]—বি. মেঘ বাদল, বাত্যা ॥ আন্ধারির্ চোডে বাইর্ অওন্ যায় না । [আন্ধারি=আঁধার+ই প্র. অথবা আঁধী হিং=ঝড়]।

আন্ধার্শাহ্=[রা]—বি. পিঠা বিশেষ ॥ [দেখ আন্দোশা]।

আন্ধাশুলি=[রং]—বি. অজানা ব্যথা ॥ [<আন্ধা+শূলী]।

আন্ধুন্=[রং]—ক্রি. বিণ. সঠিক না জানিয়া ॥ আন্ধুন্ কি কও? [আন্ধু<অন্ধ+ন প্র.]।

আনধুন্ গাইলান্=[রং]—ক্রি. আন্দাজী খারাপ কথা বলা ॥ ক্যানে আন্ধুন্ গাইলাইশ্ বাহে? [দেখ আন্ধুন্+গাইলান <গালি (নাম ধাতু)+আন প্র.]।

আন্ধুন্ ট্যামকে=[রং]—ক্রি. বিণ. সঠিক না জানিয়া, গোস্সা হইয়া ॥ [দেখ আন্ধুন্ + ঠমক + ইয়া প্র.]।

আন্ধুন্ ফর্কান্=[রং]—ক্রি. না জানিয়া গোস্সা হওয়া ॥ [দেখ আন্ধুন্; ফর্কান্=লাফালাফি করা]।

আন্ন=[চট্ট]—ক্রি. বিণ. আর না ॥ এমন্ কথা আন্ন কৈস্ত । [আর না]।

২=[খু]—বিণ. পর ॥ সোট শিশু আন্ন বাপে না, যার্ তার্ কোলে যায় ।

আন্নর্=[কুম]—বি. জিনের আস্তানা ॥ এই যাগাডা যিনের্ আন্নর্ ।

আন্না=[সি]—বিণ. বাজে ॥ 'বাপ্ নাই বেটার্ বর খর্থা, আন্না কচু'র দিগল্ লতা'—প্রবাদ ।

২=[রা]—বি. জামা কাপড় রাখিবার আল্না ॥ [<আল্না]।

৩=[কুম]—বিণ. নিমকহীন ॥ আন্না সালুন্ ক্যাম্নে খাইতাম্ । [<আলোনা <অলবণ সং]।

আন্না আন্না=[পা, ক, ক]—ক্রি. বিণ. বেশী পরিমাণে ॥ আন্না আন্না কর্যা খায়্ । [<আর না, আর না]।

আন্নাইলে=[চা, কুম]—অব্য. তা না হইলে ॥ আন্নাইলে আমি যাই, তুমি থাহ । [আর না হইলে]।

আন্নি=[চট্ট]—বি. আনি ॥ কৈয়া বেডারে অগ্গুয়া আন্নি দ্যাও । [আনি; আন্নি হিং]।

আন্নি মানা=[চা]—ক্রি. নতি স্বীকার করা ॥ অন্যায় কৈরা আন্নি মান্লে মাফ্ পাওয়া যায় ।

আন্নে=[সি]—সর্ব. আপনি ॥ [আপ্নে=আপনি]।

২=[খু, য]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

৩=[খু]—ক্রি. বিণ. এখন, এইমাত্র, সদ্য ॥ আন্নে তুমি যাবানি কোথায়? [এখনে, এখনই]।

আন্নো=[চট্ট]—ক্রি. বিণ. আর না ॥ এমন কথা আন্নো কৈস্ । [আর নয়, আর নহে]।

আন্ফাট্কি=[য]—বিণ. আজগুবি ॥ আন্ফাট্কি কথা ।

আন্বলৈয়া=[নো]—বি. এক প্রকার ছোট মাছ ॥ আন্বলৈয়া মাস্ খাইতে বালা ।

আন্বিচ্=[য]—বি. ভেদ বিচার ॥ মেয়েটি বড় বেহায়া, মোটেই আন্বিচ্ নাই । [<অন্য বিচার]।

আন্বোলা=[রা]—বিণ. অবোধ, বোকা ॥ ছাওয়াল্টা একেবারেই আন্বোলা । [আন=অন+বোল+আ প্র.; অবোলা]।

আন্ভুট্টি=[রা]—বিণ. ভিত্তিহীন ॥ আন্ভুট্টি খবর্ কুন্ঠে পালুঁ? [<অন্+ভিত্তি]।

আন্মান্=[ম, বা, চা, কুম]—বি. অনুমান ॥ আন্মান্ কৈরা কতাডা কৈলাম্ । [<অনুমান]।

২=[কুম]—বিণ. অনুরূপ ॥ 'নিয়ত্ আন্মান্ বরকত্'—প্রবাদ ।

৩=[কু]—বি. মনের ইচ্ছা ॥ কাম্‌ডা আন্‌মান্ কৈ। [অনু+মন]।

আন্‌মিলা=[সি]—বিণ. কদাচিৎ পাওয়া যায় এমন ॥ তাইন্ আন্‌মিলার চান্। [অন্+√মিল্+আ প্র.]।

আন্‌রি=[সি]—বিণ. অন্ধকার ॥ আন্‌রি রাইতে কৈ যাইবা। [<আঁধার+ই]।

আন্‌লা=[ন, রা]—বিণ. শুধু ॥ আন্‌লা ভাত্ কি খাওয়া যায়? [আ+লোনা ; অর্থের বিকৃতি]।

২=[বা]—বি. রূপার তৈরী গলার অলঙ্কার ॥ [আনলা, আ=এক+নলা]।

৩=[খু]—বি. আল্‌না ॥ যামাটা আন্‌লায় রাখ। [<আল্‌না ; বর্ণ বিপর্যয়]।

আন্‌লি = [চট্ট] — বি. নলখাগড়া ॥ আন্‌লি দি গোট বাঁশি বানা।

আন্‌লে = [য] — বিণ. লবণ ছাড়া ॥ সাল্‌নুডা আন্‌লে ঐসে। [আলুনে, আ =(না)+লুনে,<লবণ+ইয়া]।

আন্‌শন্‌নি=[পা]—বিণ. অদ্ভুত, আজ-গুবি ॥ তুমি বড় আন্‌শন্‌নি কথা কও। [আন্=না+শন্‌নি=শুন+ই প্র ; যাহা শুনা হয় নাই]।

আন্‌শাড়ে=[খু] — ক্রি. বিণ. তির্যক দৃষ্টিতে, কটাক্ষে ॥ আন্‌শাড়ে মেয়েদের্ দিকে চাও কেন্ ? [আন (=নিঃ)+ সাড়ে]।

আন্‌শান্‌=[বঃ]—ক্রি. বিণ. এ দিক সেদিক ॥ বল্‌টা আন্‌শান্ মারিস্ না। [<এখান সেখান]।

আন্‌শু=[বং]—বি. পেয়ারা ॥ ছৈয়দি আন্‌শুর্ ভিত্‌রে লাল্ হয়।

আন্‌শুনত্‌=[রং]—ক্রি. বিণ. আন্দা-জীতে ॥ আন্‌শুনত্ কেনে কৈছ? [দেখ আন্‌শুন্‌নুত্]।

আন্‌শুন্‌=[রং]—ক্রি. বিণ. আন্দাজ ॥ আন্‌শুন্ কৈরা ক, মাছটা কয়শের্ হবু? [দেখ আন্‌ধুন্]।

আন্‌শুন্ টেমকে—[বং]— ক্রি. বিণ. খামাকা গর্ব করিয়া ॥ [দেখ আন্‌ধুন্ টামকে]।

আন্‌শুন্‌জি =[বা]— বিণ. অভিনব, আশ্চর্য ॥ [দেখ আন্‌শুন্‌নি]।

আন্‌শুন্ ধরা=[বং]—ক্রি. আন্দাজী ধরা ॥ আন্‌শুন্ ধরা চলে না। [আন্‌ধুন দেখ]।

আন্‌শুন্‌ন=[দি]—ক্রি. বিণ. এমনি, খামাখা ॥ আনশুন্‌ন মোর্ দোশ্ দিলেই হল? [দেখ আন্‌ধুন্]।

আন্‌শুন্‌নি=[ব]—বিণ. অহেতুক ॥ আন্‌শুন্‌নি কথা কুন্‌ঠে পালুঁ? [দেখ আন্‌শন্‌নি]।

আনশুন্‌নুত্‌ = [রা] — বিণ. বাজে ॥ আনশুন্‌নুত্ কথা তুই কোন্‌টে পাশ্ ? [দেখ আন্‌শুন্+ ত (অধিকরণে)]।

আন্‌শেল্‌=[খু]—বি. হেঁসেল, রান্নাঘর। [<হানশেল<হাঁড়িশালা=হেঁসেল]।

আন্‌সাটে=[খু]—ক্রি. বিণ. ইসারায় চুপিচুপি ॥ [দেখ আন্‌ষাটে]।

আন্‌সাডা=[চট্ট] — ক্রি. বিণ. অতি সামান্য, অস্পষ্ট ॥ পৈখ্ হগল্ উরি যায়ের্, আঁই আন্‌সাডা দেখি।

আন্‌সাডে মান্‌সাডে=[নো]—ক্রি. বিণ. সামান্য ব্যাপারে ॥ [দেখ আন্‌সাটে+মান্‌সাডে অনুঃ]।

আন্‌সান্‌=[সি]—ক্রি. বিণ. আন্‌চান্ ॥ মন্‌ডা আন্‌সান্ কর্‌তাসে। [দেখ আন্‌চান্ করা]।

আন্‌হা=[ঢা]—বিণ. অন্য, পর ॥ আন্‌হা মাইন্‌শের্ কতা কেডায় হোনে? [দেখ আন্‌কা]।

আপথে=[সি]—বিণ. বিপথে, কুপথে। আপথে কুপথে চ'ল ক্যা? [<অ+ পথ+এ বিভক্তি]।

আপন্‌যালা = [পা] — বি. জারজ ॥ দেশোত্ কি আব্ আপন্‌যালার্ অবাব্ আসে? [আপন + জনা হিং = জাত, উৎপন্ন ; তুঃ আত্মযালা]।

আপন্‌তি=[ম]—ক্রি. বিণ. আপনা আপনি ॥ হায় আপন্‌তিই এ্যাহানে আইসে। [আপনা হতে, আপনা থেকে]।

আপন্‌শাইরা =[পা] — বিণ. আত্ম-সর্বস্ব ॥ লোক্‌টা বড় আপন্‌শাইরা। [আপন সার+ইয়া=আপন সর্বস্ব]।

শারা=[রং]—বিণ. স্বার্থপর ॥ তুই মান্‌শিটা আপন্‌শারা। [দেখ আপন্ শাইরা]।

আপয়্‌দিশ্‌=[ঢা] — বিণ. অদৃশ্য ॥ বদ্‌নাডা কি এ্যাহান্‌তে আপয়্‌দিশ্ ঐয়া গ্যাল্? [আ (=ন) + পয়দাইশ্ پیدا لش ফা.=জন্ম ; অর্থপ্র.]।

আপরে=[সি]—ক্রি. বিণ. অসাক্ষাতে ॥

আপর্‌=[রা]—বি. জমির জল নিকাশের রাস্তা বা নালা ॥

২=[কুম, ম]—বি. অবসর ॥ হাম্রা দিন্ কামে কামে একটুও আপর্ পাই না। [অপসর<অবসর]।

আপর্‌কে=[সি]—ক্রি.বিণ. অসাক্ষাতে কেউর আপর্‌কে কেউর খারাপ্ কৈ-অনা। [<অপরোক্ষে ; আ (অতিরিক্ত উপসর্গ)+পরোক্ষে]।

আপা = [য, খু] — বি. মাছ ধরিবার উদ্দেশ্যে বিলের মধ্যে খোদিত গর্ত, ডোবা ॥ বিলের আপায় খুব্ মাস্ পড়ে।

আপাই=[ফ]—বি. বিপদ, আপদ ॥ তার গাড়ে খালি আপাই চাপে। [<আপদ]।

২=[রা]—বি. জীবন বিপন্ন হওয়ার ইংগিত ॥

আপাইড্যা = [রা]—বিণ. কষ্টসহিষ্ণু, দুঃসাহসী ॥ [দেখ আপাই+ডিয়া প্র.]।

আপাইতা = [ম] — বিণ. লোভী ॥ পোলাডা যবর্ আপাইতা। [<হা ভাত +ইয়া=হাভাতে কিংবা আ (=ন)+ পাই (পাওয়া)+তা প্র.]।

আপাইল্‌=[চা]—বি. বিপদ (ভয়ানক কোন কিছু অর্থে) ॥ হেইখানে গেলে তর্ আপাইল্ ঐব। [দেখ আপাই+ল প্র.]।

আপাং=[সি] — বি. লতাজাতীয় ছোট ঘাস বিশেষ ॥ আপাংগের্ পাত্তা সেইচ্‌চা দিলে লৌ পরা বন্দ অয়। [<অপাঙ্গক সং]।

আপাংরা = [সি] — বিণ. অল্পবুদ্ধি, বোকা ॥ আপাংরা পুয়ায় কি বানে ?

আপাক্‌=[কুম]—বি. আশ্চর্য ॥ তর্ কাম্ দেখ্‌লে আপাক্ লাগে। [<অবাক]।

আপাট্‌টা = [কুম] — বিণ. দুষ্ট, ঝগড়াটে ॥ আপাট্‌টা পোলা ।

আপাড়িয়া = [ব্রা] — বি. দুর্দান্ত, শক্তিশালী, দৈহিক কষ্টসহিষ্ণু ॥ 'আপাড়িয়া মরে জর্‌কে দোশায়'—প্রবাদ ।

আপাড়ে = [ব্রা]—বিণ. যাহার কোথাও হইতে ভয় নাই ॥ এইতো আপাড়ে মাইন্‌শির কাম্‌ ।

আপাতিতা = [চা]—বিণ. বিরক্ত, ত্যক্ত ॥ তগ এই আহাইদ্দা পেচ'ল্‌ হোন্‌তে হোন্‌তে আপাতিতা ঐয়া গেসি । [আপা < অপ্পা প্রাং < আত্মা সং + তিতা < তিক্ত] ।

আপাত্‌না = [সি] — বিণ. নির্বোধ, ভাগ্যহীন ॥ হে এক্‌টা আপাত্‌না বৌ বিয়া কৈরা আন্‌সে ।

আপাদা = [ফ]—বিণ. অকর্মণ্য ॥ আপাদা চা'কর দিয়া কর্‌মু কি ? [< অপদার্থ] ।

আপান্‌ যালি = [সি] — বিণ. ঝামেলা কারী ॥ আপান্‌যালি মাইন্‌শের্‌ লগে যাইঅনা । [দেখ আপান্‌যাল্‌ + ই প্র.] ।

আপান্‌যাল্‌ = [সি] — বি. আপদ ॥ এই আপান্‌যালে আম্বি পার্‌তাম্‌ নার । [< আপদ জাল] ।

আপাব্যানে = [খু]—ক্রি.বিণ. প্রত্যুষে ॥ আপাব্যানে কন্‌ত হাযির্‌ ? [অপ + বিহানে < বিভান সং + এ অধিকরণে] ।

আপায়াইল্‌ = [ম]—বিণ. যাহা মাড়ানো হয় নাই ॥ আপায়াইল্‌ দান্‌ । [আ = না + পাড়া + ইল প্র.] ।

আপারো = [ফ]—বি. মাচা, উঁচু তাক ॥

আপার্‌ = [চা, ফ, কা]—বি. মাচা, তাক । আপারের্‌ উপ্‌রে বাশ্‌কডা থো ।

২ = [চা]—বি. ঘরের ছাদ ॥ আপারের তন্‌ পৈর্‌যা ঠ্যাং বাংগে ।

আপালি = [সি]—বিণ. আকালের সময় যাহার জন্ম ॥ [দেখ আপাল্‌ ৪ = আকাল + ই প্র.] ।

২ = [ব্রা] — বি. লম্ফঝম্ফ ॥ ছেলে-পেলেরা পানিতে আপালি করে । [আকাল < আস্ফাল + ই প্র.] ।

আপালে কপালে = [রং] — ক্রি. বিণ. চারিদিকে, আশপাশে ॥

আপাল্‌ = [ব] — বি. ঢেউ ॥ নদিত্‌ আপাল্‌ উঠ্‌সে ।

২ = [সি, ম] — বি. প্রবল বাতাস ॥ আপালে ইবার্‌ যৌত্‌ দান্‌ হরি পালাই দিসে ।

৩ = [খু]—বি. ঘরের ভিতরের মাচা ॥ আপালে গুপারি আসে ।

৪ = [সি]—বি. আকাল ॥ [< আকাল] ।

আপাশ্‌ ছুপাশ্‌ করা = [বা]—ক্রি. ছট্‌ফট্‌ ও বিরক্তি প্রকাশ করা ॥ [দু পাশ = দুই পার্শ্ব ; আপাশ্‌ অনু:] ।

আপাশ্‌ দেওয়া = [বা]—ক্রি. আছাড় দেওয়া ॥

আপিহোইল্‌ = [রং]—বি. স্ত্রীলোক ॥ [স্ত্রীলিঙ্গে ; দেখ আপ্‌হোইল্‌] ।

আপুগর্‌ যিয়া = [কুম]—বিণ. স্বার্থপর ॥ বেডাডা যবর্‌ আপুগর্‌ যিয়া । [আপু = আপ্‌ < আত্ম + গরজ + ইযা প্র. ; গরয غرض আং] ।

আপুতা = [সি] — বিণ. অপুত্রক ॥ আপুতা বেডার্‌ মনে শুক্‌ নাই । [আ = (না) + পুত + আ ; পুত < পুত্র] ।

আপুত্যা = [চা] — বি. কুপুত্র ॥ 'আপুত্যা থাইক্যা নির্‌বংশ ভালা ।' [অ + পুত < পুত্র + ইয়া প্র.] ।

আপুর্‌ টুপুর্‌ = [য, খু]—ক্রি. বিণ. ডুবুডুবু (অবস্থা) ॥ আপুর্‌ টুপুর্‌ খাওয়া । [অনু. ; তুং হাবুডুবু] ।

অপুর্‌ দেওয়া = [ম]— ক্রি. হামাগুড়ি দেওয়া ॥

আপুল্‌লো = [পা]—বিণ. যাহার আদর নাই ॥ [দেখ আপুস্‌লা] ।

আপুস্‌লা = [কুম, চা, সি]—বিণ. অবহেলিত ॥ আপুস্‌লা পোলাডার ত্যাম্‌ আদে । [আ + √পুছ্‌ + লা প্র.] ।

আপেডাপে = [কুম]—ক্রি. বিণ. কাজে অকাজে ॥

আপেদাপে = [চা]—ক্রি. বিণ. জ্ঞান ও ব্যক্তিত্বের দিক দিয়া ॥ তোমার্‌ বাবাই আপেদাপে কম্‌ না । [< আপে অনু: + দাপে < দর্পে] ।

আপের্‌ = [বা] — ক্রি. বিণ. আবার ॥ আপের্‌ খাচো অটে ? [< আবার ; অপর সং] ।

আপের্‌ডা = [সি] — বিণ. অবোধ, কচি ॥ ই আপেরডা বাসুসার্‌ খতা দৈর না ।

আপোক্‌তা = [চা]—বিণ. অনভিজ্ঞ, কাঁচা ॥ 'আপোক্‌তা কাডোলের্‌ মুস্তি বর ।'—প্রবাদ [আ (না) + পোক্ত ; পুখ্‌তহ্‌ پختہ ফা.] ।

আপোত্‌ = [রং] — বি. অহিতকর খাদ্য ॥ এ আপোত্‌ তুই খাইশেনা । [< আপদ্‌ কিংবা আফত آفت আং] ।

২ = [রং]—বি. শত্রু ॥ তুই মোর আপোত্‌ ।

৩ = [খু, কু] — বি. আপদ ॥ কৈ থেকে এই আপোত্‌ এলো ? [দেখ আপোত্‌] ।

আপোত্‌ বালাই = [খু]— বি. অনাবশ্যক দ্রব্য ॥ বাইরের আপোত্‌ বালাই ঘরে আইন্য না । [দেখ আপোত্‌ + বলা بلا আং] ।

আপোন্‌দা = [খু] — বিণ. বেঢপ, বেসাইজ ॥ [আ (= না) + পাইদাহ্‌ پائدار ফা. = স্থির] ।

আপোসা = [চট্ট]—বিণ. অপরিষ্কার ॥ আপোসা গর্‌ । [আ + পোঁছা = √পুঁছ্‌] ।

আপ্‌ = [চট্ট, চা]—সর্ব. নিজ ॥ আপ্‌পুতে চাপ্‌, পর্‌পুতে বনিয্‌ । [< আপা < অপ্পা প্রাং < আত্মা সং] ।

২ = [কুম]— বিণ. সহায়, অনুকূল ॥ [পূর্বে দেখ ; অর্থের বিকৃতি] ।

৩ = [চট্ট]—বি. অভ্র ॥ [আব্‌ < অভ্র] ।

৪ = [চা]—বি. তাপ, ক্রোধ, রাগ ॥ বেশি আপ্‌ থাহন্‌ ভালা না ।

আপ্‌কে ওয়াস্‌তে = [চট্ট]—ক্রি. বিণ. নিজের জন্য ॥ আপ্‌কে ওয়াস্‌তেই অয় ন । [< আপ্‌কে ওয়াস্তে < আপ্‌কে বাস্তে হিং] ।

আপ্‌চু্‌শ্‌ = [ম]—বি. দুঃখ, অনুতাপ ॥ এ্যাত আপ্‌চু্‌শ্‌ কর কিয়ারে ? [< আপ-

সোস <আফসোস افسوس ফা.]।

আপ্জো=[রা]—বি. আবর্জনা ।। য্যাহানে হ্যাহানে আপ্জো ফেলোনা। [<আবজ্জ <আবর্জ্য]।

আপ্যোশ্=[খু, ফ]—বি. মাংসের বা ছালুনের সুরুয়া ।। [আবজোশ آب جوش ফা.=মাংসের সুরুয়া]।

আপ্টা=[নো]—বি. বিপদ ।। আপ্টা আর্ নাই। [আপদ+টা]।

আপ্টিনি=[সি]—বি. পালক, গ্রাহক ।। হে ই এতিম্ পুয়ার্ আপ্টিনি। [এটর্নী Attorney ইং]।

আপ্ঠা=[রা]—বি. অসুবিধা, বিপদ ।। এক্টা না এক্টা আপ্ঠা লেগেই আছে। [দেখ আপ্টা]।

আপ্ত=[ম]—বিণ. আপন ।। আমার লাইগ্যা চিন্তা কি, আমি তো আপ্ত মানু ঐ। [আত্ম, আত্মন্ সং]।

আপ্ত কথা=[রং]—বি. গোপনীয় কথা ।। [<আত্মকথা]।

আপ্তপষ্=[ফ]—বিণ. ঈষৎ ভিজা ।। আপ্তপষ্ যমিনে ফশল্ বানাইলে কম্ অয়।

আপ্তয়াইল্লা=[সি]—বিণ. আত্মসাৎ কারী ।। [আপ্ত<আত্ম+য়াইল্লা প্র.]।

আপ্তয়ালি=[সি]—বি. আত্মসাৎ করিবার ইচ্ছা ।। বাযে কাযে আপ্তয়ালি বালা নয়। [আপ্ত<আত্ম+আলী প্র.]।

আপ্তরশা=[নো]—বি. নিংড়ানো রস ।। নার্কলের আপ্তরশায় দুদ্ অয়। [<আত্মরস]।

আপ্তা=[চা, কুম, ম]—বি. আত্মা, প্রাণ ।। পানির্ লাইগ্যা আপ্তা হুগাইয়া গেল্। [<আত্মা]।

আপ্তা উরানো=[ম]—ক্রি. চমকিত করা ।। মাইয়াডা আতকা মাইরা চিৎকাইর দিয়া আমার্ আপ্তা উরাইয়া দিলো। [<আত্মা উড়ান]।

আপ্তা যুইরা পানি না থাকা=[ম]—ক্রি. গলা শুকাইয়া যাওয়া ।। পোলার্ অশুকের্ কতা হইন্যা আমার্ আপ্তা যুইরা পানি নাই। [<আত্মা জুড়িয়া পানি না থাকা]।

আপ্তা বাইর অওয়া=[ম]—ক্রি. প্রাণ বায়ু বাহির হওয়া ।। এ্যাক্ কোডা পানির্ লাইগ্যা আপ্তা বাইর্ ঐয়া গেল্। [<আত্মা বাহির হওয়া]।

আপ্তারশা=[ফ]—বি. গাবের রস ও গুড়া একত্রিত করিয়া তৈরী প্রলেপ বিশেষ ।। নায়ে আপ্তারশা দেওন্ লাগে। [<আত্মরস+আপ্র.]।

আপ্তিয়=[কুম, চা]—বিণ. আত্মীয় ।। তারা আমার আপ্তিয়। [<আত্মীয়]।

আপ্তেগানা=[পা]—বি. আপনজন ।। সাওয়ালটার্ আপ্তেগানা নাই। [আপ্ত < আত্ম। এগানা < য়গানহ্ یگانه ফা.]।

আপ্নকে=[কু]—বিণ. ধূর্ত, চালাক ।। লোক্টা খুব্ আপ্নকে। [আপন+কে প্র.]।

আপ্না আপ্না=[ম]—ক্রি. বিণ. নিজে নিজে ।। আপ্না আপ্না কাম্ কর। [আপ্না হিং]।

আপ্না ব্যাগ্না=[ম]—বি. এগানা বেগানা, আপন পর ।। তার্ কাসে আপ্না ব্যাগ্না হগলৈ হমান্। [আপনা +বেগানা; বেগানহ্ بیگانه ফা.]।

আপ্না মতলবি=[ম, কুম, চা]—বিণ. স্বার্থপর ।। দুইন্নাইত্ হগল্তে ঐ আপ্না মত্লবি। [আপনা মতলবি <মতলব مطلب আং+ঈ প্র.]।

আপ্নালা শোলল্আনা=[কুম, চা]—বি. স্বীয় স্বার্থ পূর্ণমাত্রায় আদায় করিবার প্রবৃত্তি ।। হেইতে আপ্নালা শোলল্ আনা চায়।

আপ্নাপুয়া=[চা]—বিণ. যে আপন ধন বা কাজের প্রতি যত্ন নেয় না ।। তার্ মতন্ এ্যামুন্ আপ্নাপুয়া আর্ দেহি নাই। [<আপন+খোয়া]।

আপ্নি=[কুম]—বি. চাউল বা ধান ঝাড়িবার পাত্র, কুলা ।।

আপ্নে=[কুম, সি, চা]—সর্ব. আপনি ।। আপ্নে কবে আইস্যান্? [আপনে ম. বাং]।

আপ্নে বাপ্নে=[দি]—ক্রি. বিণ. নিজে নিজে ।। আপ্নে বাপ্নে কাজ্ কর। [দেখ আপ্না আপ্না]।

আপ্পা=[ম]—বি. ঝাঁপ ।। পোলাডা আপ্পা দিয়া তার্ মার্ কোল্ আইয়া পর্লো।

আপ্পানি=[ম]—বি. কোমর বাঁকাইয়া সম্মুখে হাত ঝুলাইয়া মাটির নাগাল পাওয়া পরিমাণ পানি ।। আইব্ পার্খেতো আপ্পানি ঐসে। [<হাত +পানি]।

আপ্পানো=[ম]—ক্রি. লাফানো, ঝাঁপানো ।। চেংরিডা আপ্পাইয়া পলাইয়া গ্যাল্। [আপ্সান<আস্ফালন]।

আপ্পৈ তাপ্পৈ=[সি]—বি. গোলমাল, চীৎকার ।। আপ্পৈ তাপ্পৈ কর ক্যা? [অনু.]।

আপ্পৈ বাপ্পৈ=[ম, কুম]—অব্য. হায় আফ্সোস্, হা হুতাশ ।। টাহা আরাইয়া অহন্ আপ্পৈ বাপ্পৈ কৈরা লাব্ কি? [অনু.]।

আপ্রা তাপ্রা=[সি]—বি. রোগ শোক ।। দেশে আপ্রা তাপ্রা আসে।

২=[সি]—বি. বাজে কথা, কুকথা ।। আপ্রা তাপ্রা কৈওনা। [অনু.]।

আপ্রি=[সি]—বি. বাসনা ।। দুইন্নাত্ আমার্ কোন্ আপ্রিও মিট্লনা।

আপ্রিত্ বিপ্রিত্=[রং]—বি. চীৎকার ।। ব্যাটা শিয়াল্ দেখ্যা আপ্রিত্ বিপ্রিত্ কর্যা উঠে।

আপ্রুপা=[সি]—বিণ. উগ্র ।। এত আপ্রুপা ঐস ক্যা? [দেখ আপ্রোখা]।

আপ্রোখা=[সি]—বিণ. আত্ম নির্ভরশীল ।। পুয়াডা যবর্ আপ্রোখা। [আপ্+রোখা√রুখ]।

আপ্লা=[ম]—বি. সাপলা ।। আপ্লা ফুল্। [<সাপলা]।

২=[রং]—বিণ. পাগলা ।। আপ্লা গোছের্ মানুষি। [<হাবলা; হাবা+লা (সদৃশার্থে)]।

৩=[ম]—ক্রি.বিণ. লম্ব, উপুড় হইয়া ।।

হ্যার স্তরের চোঁডে পর আইশ্যা আপ্‌না দিয়া পর্‌সে।

আপ্‌লাতুন্‌=[সি]—বিণ. দুর্দান্ত॥ আপ্‌লাতুন্‌ পোয়াড়া কেউরে ডরায়না। [আফ্‌লাতুন افلاطون আং <Platon বিখ্যাত গ্রীক দার্শনিক; অর্থের বিকৃতি; দেখ আফ্‌লাতুন]।

আপ্‌শরা=[কুম, সি]—বিণ. অসৎ॥ [দেখ আপন্‌শারা]।

আপ্‌শাইল্‌ করা=[ম]—ক্রি. বিরক্তি প্রকাশ করা, রাগারাগি করা॥ বুরা মানুশ্‌ খালি আপ্‌শাইল্‌ করে। [আ (স্বার্থে)+পেচাল+করা]।

আপ্‌শানি=[খু]—বি. দুঃখপ্রকাশ, হা-হুতাশ॥ তোমার্‌ আপ্‌শানি দেখে মনে বেথা লাগে। [আফসানহ্‌ افسانه ফা. +ই প্র.; অর্থের বিকৃতি]।

আপ্‌শুদ্‌ধ=[দি]—বিণ. সন্তান প্রসবের পর এক সপ্তাহকালীন॥ আপ্‌শুদ্‌ধ ম্যায়া মানুশির্‌ ছোঁয়া নাগ্‌লে নামাজ্‌ হয়না। [<অপশুদ্ধ]।

আপ্‌সাপ্‌=[ফ]—বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন, খালি॥ তোমাগো গর্‌ দেহি আপ্‌সাপ্‌। [আপ্‌ অনু:+সাপ্‌=সাফ صاف আং]।

আপ্‌সি=[খু]—বি. খাজানা আদায়-কারী॥

আপ্‌সে=[সি]—ক্রি. বিণ. নিজে নিজে॥ হে আপ্‌সে আইসে। [হিং]।
২=[ব, কুম]—ক্রি. বিণ. অনায়াসে, সহজে, বিনা দ্বিধায়॥ এই কাম্‌ডা আপ্‌সে ঐয়া যাইবো। [পূর্বে দেখ]।

আপ্‌হেইল্‌=[রং]—বি. পুরুষ লোক॥ [দেখ আপিহোইল্‌]।

আফদ্‌=[র]—বি. বিঘ্ন, প্রতিবন্ধক, উৎপাত, বালাই, দুর্দশা॥ [<আপদ]।

আফদ্‌বালা=[ম]—বি. বালা, মুসিবৎ॥ তর্‌ আফদ্‌বালা দুর্‌ ঔক্‌। [দেখ আপোত্‌ বালাই]।

আফরে=[সি]—ক্রি. বিণ. উদ্দেশ্য হীন ভাবে॥ হিতে আফরে বকুতাসে। [আফলে=বিফলে]।

আফর্‌=[ম]—বি. পেট॥ গরুর আফরে ক্যাচা দিলে মৈরা যায়। [<হাফর, হাপর]।
২=[ক]—বি. সংলগ্ন বস্তুর পরস্পরের উপরিস্থ বর্ধিত অংশ॥ চাঁলের টিনের তিন্‌ ডেউ আফর্‌ না দিলে যোরা দিয়া পানি পরে।
৩=[ম]—বি. চুলী, বড় চুলা॥ [<হাপর]।
৪=[রা]—বিণ. অকর্ষিত॥ শব্‌ আফর্‌ জমি চাশ্‌ কর্‌লে দেশের্‌ খাদ্যাভাব্‌ মিট্‌বে।

আফর্‌কে=[সি]—ক্রি. বিণ. অসা-ক্ষাতে॥ কে ঐর আফর্‌কে হেতার্‌ নিন্‌দা কৈরনা॥ [আ (স্বার্থে)+পরোক্ষে]।

আফর্‌ দাফর্‌=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ বেশি আফর্‌ দাফর্‌ কৈর না। [হাপড় দাপড়; অনু.]।

আফলা=[কুম, চা]—বিণ. ফলহীন॥ 'আফলা গাসে বান্‌দরেও উডে না।' [আ (=না)+ফলা]

আফস্‌=[চট্ট, চা, কুম]—বি. আপোস, মীমাংসা॥ মামলা আফস্‌ করি ফ্যাল্‌। [<আপোস; আপস হিং]।

আফা=[ম]—বি. ভয়॥
২=[নো]—বি. ডোবা, ছোট কুয়া॥ আফাডাত্‌ খুব্‌ মাস্‌ আসে।
৩=[চা]—বি. আপা, দিদি, বড়বোন॥ [দেখ আপা]।

আফাই দাফাই=[ম]—বি. হা-হুতাশ॥ এত আফাই দাফাই করন্‌ বালা না। [অনু.]।

আফা খাওয়া=[ম]—ক্রি. ঘাব্‌ড়ানো॥ এ্যাইডা দেইখ্যাঐ আফা খাইয়্যা গ্যালো? [দেখ আফা]।

আফাযাল=[সি]—বি. মুখ খোলা জাল বিশেষ॥

আফাডা=[চট্ট]—বিণ. অদ্ভুত, অসম্ভব, অবিশ্বাস্য॥ আফাডা পরস্তাব। [আকাটা<অকাট্য; কিংবা<অস্ফুট; দেখ আফুটা]।

আফাড্‌=[কু, খু]—বি. অগোচর, অচেনা বা সাধারণের দুর্গম স্থান॥ আফাড়ে টাকা পয়্‌শা রাখা হয়।

আফানি=[ম, চা]—বি. হাঁপানি রোগ॥ আফানি ব্যারাম্‌ খবর্‌ হক্‌ত। [হাঁপানি]।

আফায়্যা=[ব]—বিণ. বাজে, বে-হিসাব॥ কাম নাই, আফায়্যা কামত্‌ লাগ্‌ছ। [<অপরা]।

আফারাম্যা=[পা]—বিণ. অবিশ্বাস্য॥ তোর্‌ আফারাম্যা কথা খো অহন্‌।

আফার্‌=[ফ, বা, চা, ম]—বি. তক্তা বা বাঁশের তৈরী মাচাং॥

আফালা=[রং]—বি. 'আ' বর্ণ॥ আফালা খান্‌ পড়া হচে তোর্‌? [<আফলা=আকার]।

আফালি=[খু]—বি. সামান্য কারণে বল প্রয়োগ॥ যারে তারে আফালি দেহাইও না।

আফাল্‌=[কুম, সি]—বি. বড় ঢেউ॥ আফালর্‌ গাং পারি দিতাম্‌ নায়। [দেখ আপাল্‌]।
২=[ম]—বি. দমকা বাতাস॥ আফা-লের্‌ মৈদ্যে বাইরে যাইস্‌না। [দেখ আপাল্‌]।

আফাল্‌ টাইনা=[ম]—বিণ. ভিত্তি-হীন, বাজে, অর্থশূন্য॥ আফাল্‌ টাইনা কথা হুন্‌তাম্‌ চাঁই না। [আ (স্বার্থে) +ফালতু+ইনা প্র.]।

আফাল্‌ তাফাল্‌=[খু]—বি. বিপদ-আপদ॥ আমার্‌ উপর্‌ দিয়া কত আফাল্‌ তাফাল্‌ গ্যাল্‌।

আফি=[চা, কুম]—বি. হাঁপানী॥ আফি ব্যামার্‌ খবর্‌ শক্‌ত। [হাঁপী]।

আফিম্‌=[চট্ট]—বি. আফিম॥ হিতে বর আফিন্‌খোর্‌। [আফিং, আফিম]।

আফি ব্যামার=[চা]—বি. হাঁপানী রোগ॥ আফি ব্যামার্‌ খবর্‌ খারাপ। [হাঁপি=হাঁপানী+বীমার بیمار ফা.]।

আফুটা=[রা]—বিণ. অসম্ভব॥ বাজারে শব্‌ জিনিশেরই আফুটা দর্‌। [<অস্ফুট]।

আফুর্‌পারা=[কুম]—ক্রি. হামাগুড়ি

দেওয়া ॥ সুইট্‌কাডা আকুর্ পার্‌তাসে। [হাপুড়=হামাগুড়ি+পাড়া]।

আকুলা=[সি]—বিণ. যে গাছ ফল বা ফল দেয় নাই ॥ আকুলা শিমশিম বর্ (=শিকড়) বালা অশুদ্। [আ+ ফুল +আ (স্বার্থে)]।

আফের্‌তা=[সি]—বি. বিফল মনোরথ, বিমুখ, হতাশ ॥ চাক্‌রি না পাইয়া হিতে আফের্‌তা ঐ ফির্‌সে।

আফেলাফে=[কুম]—ক্রি. বিণ. যেথায় সেথায় ॥ আফেলাফে ট্যাহা ফালাইও না। [অনু.]।

আকৈত্‌তা=[ঢা]—বি. জঞ্জাল ॥ আমার কাসে তনে এই আকৈত্‌তা তফাত্ কর্। [আকত্ آفت আং+ ইয়া প্র.]।

আফোয়াইদ্যা=[চট্ট]—বিণ. স্বাদহীন, বেমজা ॥ আফোয়াইদ্যা তর্‌হারি। [আ (না)+সোয়াদ<স্বাদ+ইয়া প্র.]।

আফোর্=[বা, পা]—বি. ফাঁপর ॥

আফোর্ ফাফোর্=[বা]—বিণ. কিং-কর্তব্যবিমূঢ় ॥ [আফোর অনু:+ফাঁপর]।

আফ্‌যল্=[চট্ট]—বিণ. অতিশয় উত্তম ॥ ই কাম্ বব আফ্‌যল্। [আফ্‌যল افضل আং]।

আফ্‌নে=[ঢা]—সর্ব. আপনি ॥ আফ্‌নে কৈ যান? [আপ্‌নে=আপনি]।

আফ্‌ফযি=[কুম.]—বি. বড় ভাই ॥ হেইতান্ আফ্‌ফযিই অহন্ হেইতার্ গার্‌সেন্। [দেখ আপা, পুং আপ+জী <জীব (সম্মানে)]।

আফ্‌রা=[সি]—বি. ভূত ॥ হিতানে আফ্‌রায় দৈর্‌সে।

আফ্‌লা=[রং]—ক্রি. বি. ধৌতকরণ ॥ হাড়িটা আফ্‌লে দে। [আখলা<আক্ষাল =আক্ষালন]।

২=[সি]—বি. চিরানো গাছের পরিত্যক্ত অংশ, বাকলা ॥ ই আফ্‌লার নাওর্ গৈলে ঐব।

আফ্‌লাতুন=[সি]—বিণ. জালিম ॥ [দেখ আপ্‌লাতুন্]।

আফ্‌লি=[খু]—ক্রি. বিণ. উল্লাস, হই-হটানি ॥ মাস্‌গুলি আফ্‌লি কাইট্‌সে। [আস্ফাল+ই প্র.]।

আফ্‌শা=[ঢা]—বিণ. মেঘলা, অপরিচ্ছন্ন ॥ আশ্‌মানডা আফ্‌শা দ্যাহা যায়। [<আবছা]।

২=[ঢা]—বি. নৌকার পার্শ্বস্থিত অতিরিক্ত কাঠ ॥ নাওএ আফ্‌শা লাগাইলে অনেক্ মাল্ দরে।

আফ্‌শাইল্=[য]—বি. আস্ফালন ॥ এই কতা হুইন্যা হ্যায় আফ্‌শাইল্ শুরু কৈর্যা দিল্। [আস্‌ফাল= আস্ফালন+ই, দেখ আফালি]।

আফ্‌শান্=[ঢা]—বি. চমকদার পদার্থ বিশেষ ॥ বেশি দামের্ শাড়িতে আফ্‌শান্ লাগায় [আফ্‌শান افشان ফা.]।

আফ্‌শারি=[রং]—বিণ. চঞ্চলা ॥ [আস্ফাল=আস্ফালন+ঈ স্ত্রীলিঙ্গে কিংবা অপ্‌সরী]।

আফ্‌সাফ্=[ঢা]—বিণ. তালাক, সাফ-সাফ ॥ আগে থাক্‌তে ঐ বৌডারে আফ্ সাফ্ কৈরা দ্যাও। [<আফ্ অনু:+সাফ্ صاف আং=পরিষ্কার (এখানে তালাক অর্থে)]।

আবক্‌খন্=[য]—বি. তত্ত্বাবধান ॥ তার আবক্‌খনে বিনিশ্‌টা রাখ। [অবেক্ষণ]।

আবক্‌তা=[রা, পা]—বি. অকথা, অবক্তব্য, অশ্লীল ॥ আবক্‌তা কৈলে মার্ খাবু। [<অপকথা=কুকথা]।

আবক্‌তালি=[ঢা, কুম, ফ]—বি. বাজে বকুনি, অকথা ॥ আবক্‌তালি বক্‌লে মাইর্ খাবি। [দেখ আবক্‌তা +আলি প্র.]।

আবদ্=[কুম]—বি. ছেলে ॥ তোমার্ আবদ্ ন্যাড়া [<অবোধ]।

আবনা=[কুম]—বিণ. বুনো, বাজে ॥ আবনা গাস্ তুইল্যা ফালাও। [আ+ বোনা]।

আবন্=[কুম, সি]—বি. শিশুকন্যা ॥

আবন্‌ড=[কুম, ঢা]—বি. অশ্লীল ভাষা ॥ স্যারাডার আবন্‌ড বক্‌তাসে। [আ (স্বার্থে) ভণ্ড=অশ্লীল]।

আবন্‌ডালি=[কুম, ঢা]—বি. অকথ্য কথাবার্তা, অশ্লীল ভাষা ॥ স্যারাডার আবন্‌ডালি বক্‌তাসে। [দেখ আবন্‌ড +আলি প্র.]।

আবরে যাবরে=[পা]—ক্রি. বিণ. ভাল মন্দ জ্ঞান না করিয়া ॥ আবরে যাবরে কিসু কৈয় না। [অনু.]।

আবর্=[সি]—বিণ. অবসর, মুক্ত, খালিহাত ॥ আমি আবর্ নায়। [অবসর]।

২=[ফ]—বি. কাদা ॥ পথে আবর্ ময়া [<হাবড়]।

৩=[রং]—বি. কাটা আইল ॥ জমির্ আবর্ বাঁধতে হবি।

৪=[কুম, ম]—বি. আবরণ ॥ আশ্‌মানে ম্যাগের্ আবর্ দ্যাহা যায়।

৫=[সি]—বি. মনঘটা ॥ অ,শ্‌মানে আবরে বরা। [আবর ابر ফা.=মেঘ]।

৭=[দি]—বি. আগের দিনের মানুশ, বোকা মানুশ ॥ [<অবর সং]।

৮=[কুম, সি]—বিণ. বোবা ও কালা ॥ বেডাড়া আবর্ কৈলাম। [দেখ আব্‌রা]।

আবর্ জাবড়্=[দি]—বি. জঞ্জাল ॥ আবর্‌জাবড়্‌গুলা ফেলাও। [অনু.]।

আবর্ যাবর্=[সি]—বি. অপরিষ্কৃত নিকৃষ্ট খাদ্য। [অনু.]।

২=[সি, কুম]—বি. ঝামেলা ॥ ইহান্ বর আবর্ যাবর্। [পূর্বে দেখ]।

আবর্ মুনা=[য]—বি. জঞ্জাল, ময়লা ॥ হ্যানে আবর্‌মুনা যমা অয়্রিশ্ ক্যান্। [আবর্জনা]।

আবর্‌তে=[সি]—ক্রি. বিণ. আড়ালে ॥ 'আবর্‌তে থাকিয়া বন্দু পাগল্ করিলে।' [দেখ আবর্৪+তে (অধিকরণে)]।

আবল্=[রা]—বিণ. একমুষ্টি, অল্প পরিমাণ ॥ এক্ আবল্ চাল্।

আবল্ তাবল্=[খু, সি]—বি. অসংলগ্ন উক্তি ॥ [আবোল তাবোল; অন্‌বোল তন্‌বোল হিং]।

আবল্‌দি=[রা]—বি. কনের সঙ্গিনী ॥

আবল্‌দি=[ব]—বি. ঝামেলা, গোল-

বাল।। এত আবলুলি বালা লাগে না। [আবিলা, আবিলতা; অর্থ প্র.]।

আবল্যা =[কুম, সি]—বি. অমাবস্যা।। [<অমাবস্যা]।

আবস্থা=[দি]—বি. অবস্থা।। খারাপ্ আবস্থা। [<অবস্থা]।

আবস্থা করা=[য]—ক্রি. নষ্ট করা।। ভাত্ আবস্থা কৈর না। [অব্যবস্থা করা]।

আবা =[চট্ট]—বি. স্তূপ (ইঁট বা পাথরের)।। ইঁটের্ আবাত্ হাপ্ আসে।

২=[সি]—বি. জামা।। নতুন আবা গত্রে দ্যাও। ['আবা' ফা: আ:]।

৩=[চা]—বিণ. হাবা, বোকা।। তুই একটা আবা। [<হাবা]।

৪=[রা]—বিণ. অল্পবয়স্কা।। তুই আবা ছুঁড়ির মত করোচো।। [আবিয়া= অবিবাহিতা]।

৫=[ম]—বি. জমায়েত আহ্বান।। তামান্ গায়ের মাইনুশেরে আবা কর্লাম। [<আহ্বান]।

৬=[য]—বি. খেলার সময় বিরামের জন্য সঙ্কেত শব্দ বিশেষ।। আমি আবা দিসি, পানি খায়্যা আশি।

আবাইগ্যা=[বা]—অব্য. সম্বোধনসূচক শব্দ।। আবাইগ্যা একটু খার। [অভাগ্য =হতভাগা (আদরে)]।

২=[ম, চা, কুম]—বি. হতভাগা।। আবাইগ্যার কপালে সুক্ নাই। [আ (=অ)+ভাগ্য]।

আবাইছিক্=[রা]—অব্য. ছিঃ ছিঃ।। আবাইছিক্! তুমি এই কাম্?

আবাইত্যা=[কুম, চা, ম]—বি. পেটুক, সর্বভুক, রাক্ষস।। আবাইত্যার মত খাও ক্যা? [হা (অভাব অর্থে)+ভাত +ইয়া প্র.]।

আবাইল্যা=[চা]—বিণ. বলদ, বোকা।। তর্ মতন্ এমোন্ আবাইল্যা তো আর্ দেহি নাই। [<অবোলা কিংবা হাবা +ইল্যা প্র.]।

আবাইল্ =[ম]—বি. আমন ধান বিশেষ।।

আবাইশা=[ম]—বিণ. হতভাগা।। আবাইশা বেডায় কয় কি?

আবাইশ্যা =[ম]—অব্য. সম্বোধনসূচক শব্দ।। আবাইশ্যা, তুমি অহন্ যাইওনা।

আবাওয়া=[ম]-বিণ. যেখানে বর্ষায় পানি উঠে নাই।। আবাওয়া যমি। [আ (না অর্থে)+বাওয়া= বাহা<বাহ+ আ প্র.]।

আবাংচা=[চা]—বিণ. যাহা এখনো ফাড়া বা ভাঙা হয় নাই, কম চালাক।। আবাংচা পনা (=পোনা মাছ) আল্গোচে' নালিত্ আছে। [আভাংগা]।

আবাংলা=[বা]—বিণ. বর্বর, বোকা।। আবাংলার্ কাম্ না এইডা করা। [দেখ আবাঙাল]।

আবাংহা=[রা]—বিণ. অগাধ।। গাংগে আবাংহা পানি।

আবাকাবা=[নো]—বি. বাধা।। ছিতে আবাকাবা মানে না।

আবাকাল্=[রা]—বি. যৌবনাবস্থা।। 'জন্মিলে মরন্ আছে, আবাকালে বিয়া আছে।' [দেখ আবা$_4$+কাল]।

আবাক্কা=[ম]—বিণ. অবাক, বিস্মিত।। তার্ কাম্বার্ দেখে আমি তো আবাক্কা। [<অবাক্য]।

আবাগত্=[সি]—বি. প্রার্থনা, দোয়া।। খোদার্ ক্যাসেই বাই আমার্ আবাগত্।

আবাগন্=[বং]—বি. অভ্যাগত।। আবাগনক আদর্ কর। [<অভ্যাগত+

আবাগা=[পা]—বিণ. হতভাগ্য।। আবাগা সাওয়াল্। [অভাগা<অভাগ্য]।

আবাগারি=[ফ]—বিণ. তৈলবিহীন।। আবাগারি সালুন্ মযা লাগে না। [আ (না)+বাগার=ফোড়ন+ই প্র.]।

আবাগি =[কুম, সি]—বিণ. অভাগিনী।। 'মুই আবাগি কাইন্দা মরি।' [<অভাগী]।

আবাগে =[খু]—বিণ. হতভাগা।। আবাগে মানুশ্। [<অভাগা<অভাগ্য কিংবা অভাগিয়া]।

আবাগ্যা=[কুম, সি]—বিণ. অভাগা।। [আভাগিয়া=অভাগা]।

আবাঙাল্ =[কুম,চা,ম]—বিণ. বোকা।। এমুন আবাঙাল্ আর্ দেহি নাই। [আ+বাঙাল: বিদ্রূপার্থে]।

আবাচ্=[চট্ট]—বি. আওয়াজ, শব্দ।। গলার্ আবাচ্। [আওয়াজ<আবাজ آواز ফা.]।

আবাবাবা =[ম, চট্ট]—বি. জঞ্জাল।। উডানে খুব আবাবাবা হয়েছে। [হাবিজাবি]।

আবায্ =[কুম, নো, চট্ট]—বি. শব্দ, গলার স্বর।। কিয়র্ আবায্? [দেখ আবাচ্]।

আবাটি=[বা]—বি. কচি খোকা।। আবাটির মত কর কান্? [আভা<অর্ভক সং+টি প্র.]।

আবাডাবা=[খু, বা]—বি. খেলার বিরতি নির্দেশক শব্দ।। এ তুই আবাডাবা দিয়ে খেল্লি?

আবাতি =[কুম, ফ]—বিণ. কচি।। আবাতি নাইবল্। [<আভা <অর্ভক সং+তি প্র.]।

২=[সি]—বিণ. পেটুক, হাভাতে।। আবাতির লাহান্ খাইওনা। [হা= (অভাব অর্থে)+ভাত+ট (স্বার্থে)]।

আবাতিয়া=[পা]—বিণ. পেটুক।। আবাতিয়ার্ মত খাশ্ ক্যা? [দেখ আবাতি$_2$]।

২=[বা]—বিণ. ক্ষুধার্ত, কয়েকদিন যে ভাত খায় নাই।। তু আবাতিয়ার্ মতন্ খাও ক্যা? [হা-ভাত+ইয়া]।

আবাত্তি=[কুম, ম, চা]—বিণ. কচি।। আবাত্তি বরৈ।

আবাত্ত্যা=[চা,ম]—বিণ. হাভাতে।। আবাত্ত্যা মাইনুশের্ সবুর নাই। [দেখ আবাতি$_2$]।

আবাদানি=[ম]—বি. উত্তেজনা প্রকাশ।।

আবাদি=[সি]—বি. বিদেশাগত জমি আবাদকারী।। আবাদি হগ্গলে দ্যাশের্ ... গন্ আব্ রাখ্তো নায়। [আবাদী آبادی ফা.; অর্থের বিকৃতি]।

২=[সি]—বি. বর্ষাকালীন শাক বিশেষ ॥

আবাদে আসাদে=[সি]—বিণ. সত্য মিথ্যায় জড়ানো ॥ তোমার্ অত আবাদে আসাদে কত্তা বিশ্‌শাস্ করি না।

আবাদ্=[কুম]—বি. দুর্নাম ॥ অন্‌দেহা কেঐর্ আবাদ্ কৈর না। [অপবাদ]।

আবাদ্ জরজুত্=[বা]—বি. ফসলাদি ॥ [আবাদ اباد ফা.+অর্জিত]।

আবানে=[পা, ব]—অব্য. বিনা, ছাড়া, অভাবে ॥ 'মাও আবানে বাপ্ তাওই, বাই হয়ে যায় বনের বাওই।' [<আ (অতিরিক্ত)+বিহনে]।

আবানো করা=[কু] – ক্রি. কুকথা বলা ॥

আবান্ করা=[ম]—ক্রি. মাটি হইতে সামান্য উঁচুতে উঠানো ॥ ক্বরাতিরা কিমুন্ কৈরা মোড়া মোড়া গাস্ আবান্ করে। <উভান; উভ্ <ঊর্ধ্ব (নাম ধাতু]।

আবাপু=[সি]—বিণ. জারজ ॥ আবাপু ব্যাডা। [আ (নাই) + বাপ + উ প্র. (স্বার্থে)]।

আবাপুফুঙা=[সি]—বি. যে লোকের কথার কোন দাম নাই ॥ এ্যামন্ আবাপুফুঙার্ কথা কেডা হুনে ? [দেখ আবাপু+ফুঙা <ফুংগি+আ]।

আবাবক্কর=[বা]—বিণ. খুব বোকা ॥ তোর্ নাহান্ আবাবক্কর্ দেহি নায়। [<হাবা+বকর<বর্কর সং]।

আবারি=[চট্ট]—অব্য. পুনরায় ॥ আবারি এ্যাক্ কতা কত? [<আবার্+ই]।

আবারিন্=[কুম]—অব্য. পুনরায় ॥ আমি আবারিন্ বিয়া কর্তাম্ না। [<আবার]।

আবারেগাবারে=[রা] ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ ট্যাকাগুলি আবারে গাবারে ফেলোনা।

আবালি=[চা]—বিণ. বুদ্ধিহীনা ॥ বৌডা এ্হকেরে আবালি। [দেখ আবাল্+ই প্র.]।

আবালি নাবালি=[রং]—বি. নাবালিগা, আপ্রাপ্ত বয়স্কা ॥ আ (অতিরিক্ত)+বালি (=বালিকা)+নাবালি (=না+বালিগ: نابالغ আঃ)]।

আবাল্=[কুম, চা, নো]—বি. বলদ, দামড়া, যে ষাঁড়ের কামোম্মাদনা নাই ॥ [আ (অতিরিক্ত উপসর্গ)+বাল (=শিশু) কিংবা আ (স্বার্থে)+বয়ল=বলীবর্দ সং, বৈল হিং]।

২=[রা]—বি. তরঙ্গ ॥ গাংগে বড় বড় আবাল্ উঠ্‌ছে। [দেখ আপাল্]।

৩=[পা]—বিণ. বোকা ॥ ই আবাল্ কোথাকার্। [মধ্য বাং, দেখ আবাল্]।

৪=[রং]—বি. শিশু, শিক্ষানবিশ ॥ আবাল্টা ব্যারামে ভুগিচে। [আ (স্বার্থে)+বাল]।

৫=[চট্ট]—বি. বিপদ, অবস্থা বিপর্যয় ॥ আঁই আবালে পড়ি গেই গৈ। [<আবিল্য; আ (স্বার্থে)+বলা بلا আঃ]।

আবাল্ করানো=[কুম]—ক্রি. ষাড়ের অণ্ডকোষ ফেলিয়া দেওয়া, বলদ করা ॥ [দেখ আবাল্]।

আবাল্ কলি=[পা]—বিণ. ছোট শিশু (মেয়ে) ॥ আবাল্ কলি মাইযার্ নাক্ টিপ্‌লে দুধ বেরোয়। [দেখ আবাল্+কলি (=কুঁড়ি)]।

আবাল্ বাস্থুর=[ফ]—বি. মর্দা বাছুর ॥ গাইয়ের্ আবাল্ বাস্থুর্ ঐসে। [দেখ আবাল্]।

আবাল্ল=[রং]—বি. অসুবিধা ॥ নানান্ আবাল্লের্ জনি্য মুই বাড়ি ছাড়্‌তি পারি না।

আবাশ্‌টি=[ফ]—অব্য. মেয়েদের সম্বোধন সূচক শব্দ ॥ আলো আবাশ্‌টি পান্ খাইয়া যা।

আবাসা=[কুম]—বি. অপথ্য ॥ এত আবাসা খাইলে মর্‌বে। [আ (না)+বাছা √বাছ্]।

আবাসাই = [চা] — বিণ. মিশ্র, অবাছাই ॥ আইস্ আবাসাই পাডের্ দর্ পনর ট্যাহা গ্যাসে। [আ(=না)+বাছাই √বাছ্]।

আবাহালত্ পড়া=[রং]—ক্রি. দুরবস্থায় পড়া ॥ মুই আবাহালত্ পড়ি গেইছ। [দেখ আবাহাল্+ত (অধিকরণে)+পড়া]।

আবাহাল্=[রং]—বি. অবস্থা ॥ মোর আবাহাল্ ভাল্ নাই। [আহ্‌বাল احوال আঃ حال হাল শব্দের বহুব.]।

আবি=[ম]—বিণ. জলজ ॥ আবিগাশ্ খাইয়া বক্‌রিডা মর্‌সে। [আব آب ফা. (পানি)+ই প্র.]।

আবিযাবি=[কুম]—বিণ. আজেবাজে ॥ আবিযাবি কত্তা কৈওনা। [=হাবিজাবি]।

২=[পা]—বি. খড় কুটা, লতা পাতা ॥ আবিষাবিগুলি ঝাড়্ দাও। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বি. গণ্ডগোল ॥ আর্ আবিষাবি কৈরনা। [পূর্বে দেখ]।

আবিযুবি=[কুম]—বিণ. আজে বাজে ॥ আবিযুবি কতা সাইরা বালা কতা কও। [হাবিজাবি]।

আবিষ্‌ঘবি=[খু]—বি. ময়লা ॥ ঘরের্ পাশে আবিষ্‌ঘবি রাখা ঠিক্ না। [দেখ আবিযুবি]।

আবিত্তা=[সি]—বি. অবিবাহিত পুরুষ বা স্ত্রী ॥ 'আবিত্তায় আর বেবুতায় শমান্'—প্রবাদ। [<আবিয়াত্তা=অবিবাহিত]।

আবিত্তা মুরুব্বি=[সি]—বি. অল্পবয়সী মুরুব্বী ॥ ইতার্ লাকান্ আবিত্তা মুরুব্বিরে মানে কেডা। [দেখ আবিত্তা+মুরব্বী مربّی আঃ]।

আবিদস্ত=[ম]—বিণ. মজবুত ॥ খুডাডা আবিদস্ত কৈরা গার।

আবিদা=[কুম]—বিণ. অকাজের ॥ আবিদা কাগয্ পুইরা ফালা।

আবিন্তারিক্=[পা]—বিণ. অবান্তর ॥ আবিন্তারিক্ কত্তা কৈস্ না। [অবান্তর +ইক্ প্র.]।

আবিয়াত্তা বা আবিয়াত্তি=[কুম, সি]—বিণ. অবিবাহিতা ॥ আবিয়াত্তা মাইয়ার্ লাইগ্যা বাপ্ মার্ ঘুম্ নাই। [অবিবাহিতা]।

আবিয়াত্‌ = [ম]—বিণ. অবিবাহিতা ।। আবিয়াত্‌ মাইয়া নিয়া বাপ্‌ মার্‌ ববর্‌ চি'ন্‌তা । [<অবিবাহিত= অবিবাহিতা] ।

আবিয়ানা = [বা] — বি. লেচ ।। পের্‌তেক্‌ কানির্‌ আবিয়ানা দুই ট্যাহা । [আাব آب (পানি) ফা.+ইয়ানা প্র.] ।

আবিলাশ্‌ =[কুম]—বি. প্রয়োজনীয় জিনিস ।। হেইতে কি এক্‌টা আবিলাশ্‌ আরাইয়া বেহুশ্‌ হৈয়া গোর্‌তাসে । [<অভিলাষ] ।

আবিল্‌বিল্‌ =[রং]—ক্রি. বিণ. আন্‌চান, ছট্‌ফট ।। মন্‌টা মোর্‌ আবিল্‌ বিল্‌ করিব্‌ ধরিছে । [অনু.]

আবিল্‌লি =[ম]— বি. হা হুতাশ ।। এত আবিল্‌লি কর ক্যা ? [আবল্লী <আবল্য=দুর্বলতা] ।

আবিশ্‌ =[কুম]—বি. অফিস ।। বর বাই আবিশে গ্যাসে । [অফিস office ইং] ।

আবিশ্‌কার্‌ = [ম, চা, কুম] — বি. অনুতাপ, দু:খ প্রকাশ ।। তোমার্‌ আবিশ্‌ কারে আর্‌ পারা গ্যাল্‌ না । [অবিমৃষ্যকারিতা ; অর্থ প্র.] ।
২=[চা, কুম]—বি. কাকুতি মিনতি ।। পাচ্‌'টা ট্যাহার্‌ লাইগ্যা রবির্‌ মা আবিশ্‌কার্‌ শুরু কর্‌সে । [পূর্বে দেখ] ।
৩=[নো]—বি. আলোচনা ।। ই বিশয় আবিশ্‌কারের্‌ কাম্‌ নাই । [আবিষ্কার] ।
৪=[রা]—বি. আকাঙ্ক্ষা ।। তার আবিশ্‌কার্‌ পুরেনি । [আপত্তি+র (অতিরিক্ত)] ।

আবিশ্‌কার্‌ করা = [কুম] — ক্রি. অভাব প্রকাশ করা ।। এত আবিশ্‌কার কৈরা লাব্‌ কি ? [দেখ আবিশ্‌কার্‌] ।
২=[ম]—ক্রি. হৈ চৈ করা ।। ব্যাডা আবিশ্‌কার্‌ কর্‌লে মাইর্‌ খাবি । [পূর্বে দেখ] ।
৩=[ম]—ক্রি. নিজের কাজ সম্বন্ধে ফিরিস্তি দেওয়া ।। বৌডা খালি হরির্‌ লগে আবিশ্‌কার্‌ করে । [দেখ আবিশ্‌কার্‌] ।

আবিশ্‌ ভাবিশ্‌ =[পা]— ক্রি. বিণ. ছট্‌ফট ।। গরমে মোটা লোক্‌টা আবিশ্‌ ভাবিশ্‌ কর্‌তাসে । [অনু.] ।

আবু=[চা]—বি. শিশু ।। [<অবোধ] ।

আবুইয্‌যা=[নো]—বি. অবুঝ ব্যক্তি ।। আবুইয্‌যারে বুঝাইব কেডা ? [আ= (না অর্থে)+√বুঝ+ইয়া প্র.] ।

আবুইদ্‌দা=[সি, কুম]—বিণ. অবুঝ ।। আবুইদ্‌দা পোলাপাইন্‌ । [<অবোধ+ইয়া প্র.] ।

আবুইয়া=[চট্ট] — বি. শিশুকে ভয় দেখাইবার জন্য কল্পিত জন্তু ।। ও ও দুলাইয়া ন মাত্‌, আবুইয়া আইয়েরে খাই ফেলিব ।

আবুখ্‌ অওয়া=[ম]—ক্রি. গর্ভাবস্থায় খাদ্যে অরুচি হওয়া ।। মাইগাডার আবুখ্‌ ঐসে=[অভুক্ষা] ।

আবু যাইল্‌ =[কুম, নো]—বিণ. গণ্ড-মুর্খ, অতি নিষ্ঠুর, বেহায়া ।। লোকটা বর আবু যাইল্‌ । [<আবু জহল ابوجہل আং=হযরত মুহম্মদের (দ:) পরম শত্রু চাচার নাম] ।

আবুট্‌ =[নো] — বিণ. খেলা হইতে নিয়মমত বাদ ।। হ্যায় আবুট্‌ ঐ গ্যাসে । [<আউট out ইং] ।

আবু ডাবু=[কুম] বি. চেষ্টা ।। এ্যাত আবুডুবু কৈরাও অবস্‌তা বালা কর্‌তাম্‌ পারিনা । [অনু.] ।
২=[চা]—ক্রি. বিণ. হাবুডুবু, খাবি ।। পানিত্‌ পৈরা গ্যারাডা আবুডাবু খাইতাসে । [হাবুডুবু] ।

আবুড়্‌ দেবুড়্‌ =[দি]—ক্রি.বিণ. বাধা, অযথা ব্যাঘাত ।। ছোট মেয়েটা আবুড়্‌ দেবুড়্‌ কর্‌ছে ।

আবুতারা = [রং] —বি. আহ্লাদী ।। আবুতারাটা ঐদ্‌কা কতা নিয়া আইল্‌ ।

আবুত্‌ উবুত্‌ =[ম]—বি. ছোট ছেলে মেয়ে ।। আবুত্‌ উবুত্‌ সারা গরে শুক্‌ নাই । [আবুত<অবোধ+উবুত অনু:] ।

আবুদা=[সি]—বিণ. বুদ্ধিহীন ।। আবুদা ব্যাডার্‌ কতা হুনে ক্যাডা ? [দেখ আবুদ্‌+আ প্র.] ।

আবুদুদ্‌ =[কুম] — বি. ছেলেমেয়ে ।। আবুদুদ্‌গুলা যবর্‌ পাযি । [দেখ আবুদুবু] ।

আবুদুবু = [কুম]— বি. ছেলেমেয়ে ।। [দেখ আবুদুবুদ্‌] ।

আবুদুবুদ্‌ =[ম] — বি. ছেলেমেয়ে ।। [<আবুধ উবুধ ; দেখ আবুদ্‌+উবুদ্‌ অনু:] ।

আবুদুব্‌ =[ম, চা]—বি. ছেলেমেয়ে ।। [দেখ আবুদুবু] ।

আবুদ্‌ =[ম]—বি. ছোট ছেলে ।। এইডা কারার্‌ আবুদ্‌ ? [<অবোধ] ।
২ =[পা]—বি. গরু বাছুরের অত্যাচার ।। আবুদের্‌ লাগি খ্যাতে ব্যাড়া দ্যাও । [আপদ] ।

আবুদ্‌ অবোদ্‌ =[কুম]—বি. কচি ছেলে মেয়ে ।। [দেখ আবুদ্‌] ।

আবুদ্‌ আবুদ্‌ = [চা]— বি. ছোট ছেলেমেয়ে ।। আবুদ্‌ আবুদ্‌ লৈয়া রারি বেডিটা যবর্‌ কশ্‌ট কর্‌তাসে । [দেখ আবুদুবুদ্‌] ।

আবুদ্‌ উবুদ্‌ =[ম]—বি. ছোট ছেলে-মেয়ে ।। [দেখ আবুদুবুদ্‌]

আবুদ্‌দা=[কুম, চা, ম]—বি. কচি ছেলেমেয়ে ।। কোলের আবুদ্‌দা থুইয়া না যৈবা গ্যাসে । [আবোধ+ইয়া প্র.] ।

আবুয়া=[সং]—বিণ. আববিশিষ্ট, গোদা ।। [আব<অর্বুদ সং+উয়া প্র.] ।

আবুরা খাবুরা=[চা]—বিণ. অমসৃণ ।। আবুরা খাবুরা পথ্‌ দিয়া রিক্‌শা চ'লান্‌ যবর্‌ কশ্‌ট । [দেখ আব্‌রা খাব্‌রা] ।

আবুর্‌=[কুম]—বি. হামাগুড়ি ।। আবুইদ্‌দাডা অহনও আবুর্‌ হিক্‌সেনা ।
২=[বা]—বি. দুই হাতের বেড় পরিমাণ ।। গরুরে এক্‌ আবুর্‌ খ্যার্‌ দে ।

আবুর্‌ কাডা=[কুম]—ক্রি. হামাগুড়ি দেওয়া ।। মুইট্‌কাডা আবুর্‌ কাডা হিক্‌সে ।

আবুর্‌ দিয়া=[ম]—ক্রি. বিণ. আকুল, হইয়া, অঝোরে ।। হ্যায় আবুর্‌ দিয়া কান্‌তাসে ।

আবুর্‌কি=[ব]—বি. তামাশা ।। [ইয়ার্কি ; ইয়ারী+কি ; যার یار ফা.] ।

আবুলি কুবুলি= [সি]—বি. আজে

বাজে কথা ॥ আবুলি কুবুলি মাইত না। [আ (খারাপ অর্থে)+বুলি ; কু+বুলি]।

আবুল্‌খানি=[ঢা]—ক্রি. বিণ. এখন ॥ আবুল্‌খানি বাইত্‌ যাইয়াম্‌ ।

আবুল্‌গাস্‌=[পা]—বি. এক প্রকার মশলার গাছ ॥ আবুল গাস্‌ পোরা যাগ্‌গায়্‌ হয় ।

আবুল্‌তাবুল্‌=[সি]—বি. আজে বাজে কথা, অর্থহীন প্রলাপ ॥ ই আবুল্‌ তাবুল্‌ বক্‌লে কাম্‌ ঐতনায়। [দেখ আবল্‌ তাবল্‌]।

আবুস্‌থিত্‌ করা=[ম]—ক্রি. সাজাইয়া গুছাইয়া রাখা ॥ যিনিশ্‌ পাতি ইট্টু আবুস্থিত কৈরা থোও। [<উপস্থাপিত]।

আবে=[ঢা]—অব্য. ওহে, ঐ (তুচ্ছার্থে) ॥ আবে, কৈ যাশ্‌ ? [ঢাকার শহরতলীতে ব্যবহৃত ; অবে হিং]।

২=[ম]—অব্য. আহা, আবে ॥ আবে কি কর ?

আবেত্তি=[কুম]—বি. কাঁচা বাঁশের বেত ॥ [আ (মন্দ)+বেত+ই হ্রস্বার্থে]।

আবেদ্‌=[চট্ট, নো]—বি. সরল, নিষ্ঠাবান, সত্যবাদী ॥ ইতে বর আবেদ্‌ । ['আবিদ عابد আং=উপাসনাকারী]।

আবেল্‌লা=[সি]—বি. আপদ, জঞ্জাল, সমস্যা ॥ কি আবেল্‌লাত্‌ পৈর্‌লাম্‌ ? [আবিলা=আবিলতা]।

২=[সি]—বি. উপরি দোষ ॥ হিতারে কোন্‌ আবেল্‌লায় পাইসেরে ? [পূর্বে দেখ]।

আবেস্‌থা=[ম]—বি. অবস্থা ॥ ই সি সি, কি আবেস্‌থা ঐসে ? [<অবস্থা]।

আব্যা=[পা]—বিণ. অনূঢ়া, অবিবাহিতা ॥ আব্যা মেয়ের্‌ পাড়ায় পাড়ায় বেড়ান্‌ ঠিক্‌ না। [আ (না অর্থে)+বিয়া]।

আব্যাকাল্‌=[পা]—বি. যৌবন কাল, নবীন বয়স ॥ আব্যাকালের পিরিত্‌ কি ভুলন্‌ যায় ? [দেখ আব্যা+কাল]।

আব্যা নাম্‌ ঘুচ'ান্‌=[পা]—ক্রি. বহু চেষ্টায় কোন কাজে সফলতা লাভ করা ॥ শারা দিন্‌ যাল্‌ টান্যা আব্যা নামৈ ঘুচ'বার্‌ পার্‌লাম্‌ না (একটি মাছও পাই নাই)। [মূল অর্থ আইবুড় নাম ঘুচান]।

আবো=[রং]—বি. নানা, মাতামহ ॥

আবোনা=[কুম]—বিণ. বনজ, আপনা হইতে উৎপন্ন ॥ আবোনা গাস্‌ অশুদে লাগে ॥ [আ (না)+বোনা]।

আবোর্‌=[রা]—বি. এক ক্ষেত হইতে অন্য ক্ষেতে পানি যাইবার সঙ্কীর্ণ নালা ॥

২=[ফ]—বি. বিপদ ॥ খুব আবোরে পর্‌সি। [<হাবড়=গভীর কাদা]।

৩=[ব, না]—বিণ. বোকা ॥ 'আবোরকে বুঝাব কত বুঝ নাহি মানে, ঢেঁকিকে বুঝাব কত নিত্যি ধান্‌ বানে।' প্রবচন। [আবর<অবর সং]।

আবোল্‌=[বা]—বি. বিপদ ॥ বুরা ব্যাডাডা বর আবোলে পর্‌সে।

২=[বা, খু]—বি. প্রলাপ, কুকথা ॥ আবোল্‌ কৈও না। [আন+বোল ; আন্‌বোল হিং]।

আব্‌=[চট্ট, নো]—বি. জল, পানি ॥ আব্‌ খাক্‌ দি আল্‌লায় মানুশ্‌ বানাইয়ে। [আব آب ফা.]।

২=[কুম]—বি. অভ্র ॥ 'গনের ধনে আবের্‌ বেলকি।' [আভ্‌<অভ্র সং]

৩=[নো, কুম]—অব্য. এখন ॥ তে আবো গ্যাসে না। [অব্‌ হিং]।

৪=[রা, ব]—বিণ. অত্যন্ত ॥ আব্‌ ভোরে উঠ্যাই আশিছি।

আব্‌ইয়াই টুব্‌ইয়াই=[নো]—অস. ক্রি. এদিক ওদিক অনুসন্ধান করিয়া ॥ [টুবা=অনুসন্ধান করা ; টুক্‌না হিং ; আব্‌ইয়াই অনুঃ]।

আব্‌কাপ্‌=[ম]—বি. বাজে কথা ॥ পরার্‌ শময় আব্‌কাপ্‌ কৈস্‌ না।

আব্‌খুরা=[ঢা]—বি. বাটি ॥ আব্‌খুরা দা সালুন্‌ দ্যাও। [দেখ আব্‌+খোরহ্‌ خوره ফা.]।

আব্‌খোড়া=[রং]—বি. পানপাত্র বিশেষ, বাঁশের তৈরী ছোট বাটি ॥ [দেখ আব্‌খুরা]।

আব্‌খোরাইয়া=[নো]—বিণ. যে দিনমজুরকে শুধু মজুরী দেওয়া হয় ॥ আব্‌খোরাইয়া বদ্‌লারে বেশি পৈশা দেওন্‌ লাগে। [<আপ খোরাকিয়া, আপ+খোরাক+ইয়া প্র.]।

আব্‌গা=[কুম, সি]—বি. বোকা ॥ ইডা এক্‌টা আব্‌গা। [<আবাগা <অভাগা <অভাগ্য]।

আব্‌গি=[কুম]—বি. কাণ্ডজ্ঞানহীনা ॥ হ্যায় একটা আব্‌গি। [আবাগী <অভাগী]।

আব্‌জৈশ্যা=[রা]—বিণ. আহাম্মক, অপদস্থ ॥ যে হোঁচট্‌ খ্যায়্যা শবার্‌ শামনে আব্‌জৈশ্যা বন্যা গেল্‌। [অপযশ+ইয়া প্র.]।

আব্‌গল্‌=[চট্ট]—বিণ. শ্রেষ্ঠ ॥ যামাই থাক্‌তেই বেডিডা মরি গেল্‌ গৈ, হিত্তির্‌ আব্‌যল্‌ মৌত্‌। [দেখ আফ্‌যল্‌]।

আব্‌ঘা=[বা]—বিণ. অকেজো, তুচ্ছ ॥ আব্‌ঘা যিনিশ্‌ দিয়া গর্‌ বর্‌সে ক্যা ? [আবর্জা]।

২=[ঢা]—বিণ. মেঘলা ॥ আউয়্‌গা আশ্‌মান্‌ডা আব্‌ঘা লাগে। [আবছা <আবছায়া]।

৩=[কুম]—বি. ছায়া, আড়াল ॥ গাসের্‌ আব্‌ঘায় আইও। [পূর্বে দেখ]।

আব্‌ধাদি=[সি]—বিণ. অতি পুরাতন ও বড ॥ আব্‌ধাদি বট্‌গাস্‌। [আজ্‌জাদী <আজ্‌দাদ اجداد আং=পূর্ব পুরুষগণ+ই প্র.]।

আব্‌ধানো=[কুম, চট্ট, ঢা, ফ]—ক্রি. বদ্ধ করা ॥ দুয়ার্‌ ডা আব্‌ধাই রাখ্‌। [আওজান, আবজা প্রাং<আবধ্যতে সং]।

২=[চট্ট]—ক্রি. এক পার্শ্বে সরাইয়া রাখা, আড়ালে জমাইয়া রাখা ॥ নাকুরি হগল্‌ দেবারের্‌ লগে গরর্‌ কোনাত্‌ আব্‌ধাই রাখ্‌। [আব্‌ছা (নাম ধাতু)+আনো প্র.]।

আব্‌খাব্‌=[ঢা]—বি. সরঞ্জাম ॥ নাম আব্‌খাব্‌ তুল্‌সি, অহন্‌ উইঠ্যা পরো।

[<আব্‌বাব اسباب আং ; বর্ণ বিপর্যয়]।

আব্‌যার্‌—[ব]—বি. আব্দার ॥ এত আব্‌যার্‌ কে শয় ? [আব্‌দার]।

আব্‌যিরা—[ঢা]—বি. পেটুক, লালচে ॥ 'আব্‌যিরা গ্যাসে পাতা আনৃত, আমারে রাড়িতে দে'—প্রবাদ।

আব্‌যুশ্‌=[সি]—বি. প্রাথমিক জাল ॥ গুস্‌তে আব্‌যুশ্‌ দি রাখি দ্যাও, কাইল্‌ রান্‌বায়। [দেখ আপ্‌যোশ্‌]।

২=[য]—ক্রি. বিণ. প্রচুর পরিমাণে ॥ বেশি আব্‌যুশ্‌ কৈরা খাওয়া ঠিক্‌না।

আব্‌ডাটা, আব্‌ডানটা=[রং]—বিণ. অত্যাচারী ॥ [<অপদান্ত=দুর্দান্ত]।

আব্‌ড়া=[রং]—বি. বালিশের আবরণ ॥

আব্‌ড়া তাব্‌ড়ি=[খু]—বি. ঝঞ্ঝাট ॥ কাযের্‌ বড় আব্‌ড়া তাব্‌ড়ি। [অনু.]।

আব্‌ড়া খাব্‌ড়ি=[খু]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ আব্‌ড়া খাব্‌ড়ি করে কাম্‌ কর্‌বা না। [অনু.]।

আব্‌ড়াহ্‌ খাব্‌ড়াহ্‌—[রা]—বিণ. অমসৃণ ॥ ছুড়িটার্‌ পা আব্‌ড়াহ্‌ খাব্‌-ড়াহ্‌। [আবুড়া খাবুড়া ; এবড়ো খেব্‌ড়ো ; উভড় খাবড় হিং ; অনু.]।

আব্‌ড়ি যাব্‌ড়ি=[কুম]—বিণ. আগাছায় পরিপূর্ন ॥ পুশ্‌কুনির্‌ পাব্‌ড়া আব্‌ড়ি যাব্‌ড়ি ঐয়া বৈগে। [অনু.]।

আব্‌ড়ো খাব্‌ড়ো=[খু]—বিণ. বিশ্রী ॥ ঘর্‌টা বড় আব্‌ড়ো খাব্‌ড়ো। [দেখ আব্‌ড়াহ্‌ খাব্‌ড়াহ্‌]।

আব্‌দস্‌=[কুম, ম]—বি. শৌচকর্ম ॥ [আব্‌দস্ত آب دست ফা.]।

আব্‌দানা=[ম] — বি. ভাত পানি, হায়াত্‌ ॥ আব্‌দানা সারা কে বাচে' ? [আব=(পানি)+দানা=(শস্য) ; দেখ আব্‌+দানহ্‌ دانه ফা.]।

আব্‌দাল্‌=[পা]—বি. মুসলমান মাছ ব্যবসায়ী ॥ [আব্‌দুল্লাহ্‌ আং শব্দের ও অর্থের বিকৃতি ; কিংবা আবদার آب دار ফা. = জল রক্ষক ; অর্থের বিকৃতি]।

২ = [ম] — বি. সম্প্রদায় বিশেষ, যাহারা গরু ছাগল ইত্যাদি খাসি করে ॥ [পূর্বে দেখ]।

আব্‌দালি—[কুম] — বি. ঝামেলা। এ্যাত্ত আব্‌দালি কত শমু ?

আব্‌দালি করা=[চট্ট]—ক্রি. দুষ্টামি করা ॥ ও গুইন্যা, তুই বেশি আব্‌দালি গরিস্‌ না।

***আব্‌দুদ্‌**=[কুম]—বি. ছোট শিশু ॥ আব্‌দুদেরে কান্‌দাইস্‌ না। [দেখ আবুদুদ্‌]।

আব্‌ধা—[রা] —অস. ক্রি. অসাড় হইয়া ॥ হামার্‌ পা আব্‌ধা গ্যাচে। [আব্‌ধাইয়া ; আ (=না)+বোধ+হইয়া]।

আব্‌নাশ্‌=[বা]—বি. আফ্‌সোস্‌, মনঃক্ষুণ্ন অবস্থা ॥ মাংনার্‌ আবার্‌ আব্‌নাশ্‌ কি ?

আব্‌যোশ্‌=[ফ] — বি. তরকারীর ঝোল ॥ [দেখ আব্‌যুশ্‌]।

আব্‌বল্‌=[বা] — বিণ. প্রাথমিক ॥ [আব্বল اول আং]।

আব্‌বল্‌ জিনিশ=[বা]—বি. অব্যবহৃত খাদ্য সামগ্রী ॥ আব্‌বল্‌ জিনিশ্‌ চাকরে খাবে কেন ?

আব্‌বাই—[কুম, নো]—বিণ. আশ্চর্য ॥ আব্‌বাই কতা আর্‌ কৈঅ না।

আব্‌বান্‌=[বা] — বি. নিমন্ত্রণ ॥ তোমারে আব্‌বান্‌ কর্‌সে। [আহ্বান]।

আব্‌বু=[চা]— অব্য. (পিতাকে) সম্বোধন সূচক ॥ আব্‌বুগ, বাত্‌ খাইয়া যান্‌। [আব اب আং=পিতা]।

আব্‌বুইশ্‌=[চট্ট] — বি. মধ্যস্থান, খেলাঘরের মধ্যরেখা ॥

২=[চট্ট]—বিণ. অনিষ্ট করিতে গিয়া নিরাশ, ব্যর্থ ॥

আব্‌ব্যা=[খু, বা]—ক্রি.বিণ. অবশ ॥ তার্‌ ডান্‌ পাটি আব্‌ব্যা দিয়া গ্যাল্‌।

আব্‌বোল্‌=[বা]—বিণ. যাহা কেহ খায় নাই, যাহা উচ্ছিষ্ট হয় নাই ॥ আব্‌বোল্‌ বত্তু ফহির্‌রে দিও না। [দেখ আব্‌বল্‌]।

২=[ব, রা, দি]—বিণ. গরম ॥ আব্‌বোল্‌ বাত্‌।

আব্‌বোশ্‌=[রং] — বি. অভিলাষ ॥ এতো খেয়েও তার আব্‌বোশ্‌ মেটেনা। [হাব্যাস, হাইখাস <অভিলাষ]।

আব্‌ভাউশা=[রং]—বিণ. অত্যাচারী ॥

আব্‌রা=[সি, ম] — বিণ. বোবা ॥ আব্‌রা মাইন্‌শের্‌ বুদ্‌দি বেশি। [<হাবড়া কিংবা<আব্রা ; কাছাড়ের হৈড়িম্ব ভাষায় ও আসামের অনার্য ভাষায় ব্যবহৃত (জ্ঞানেন্দ্র দাস)]।

২=[সি]—বিণ. তোত্‌লা ॥ আব্‌রা পোয়াডার্‌ কতা বুযা যায়না। [পূর্বে দেখ]।

৩=[ঢা, কুম]—বি. পর্দা, বেড়া ॥ বাড়িডাত্‌ ইট্টুও আব্‌রা নাই। [আবরু ; আবরু آبرو ফা.]।

৪=[ফ, বা]—বি. ছানি, পর্দা, পুরু ময়লা ॥ চোখ্‌খের উপ্‌রে আব্‌রা পর্‌লে কাড়ান্‌ লাগে।

৫ = [পা, রা]— বিণ. আবছায়া ॥ আব্‌রা ম্যাগের্‌ সায়ায় হাট। [আবর ابر ফা.]।

৬=[খু, য]—ক্রি. বিণ. আবার, ফের ॥ আব্‌রা আইসো। [আবার]।

৭=[বা, নো]—বি. আবরণ ॥ বালিশের আব্‌রাটা ময়লা ঐ গ্যাসে। [<আবরণ]।

আব্‌রাইয়া=[রং]—বি. রক্ষক ॥ এই ছাওয়াটার্‌ আব্‌রাইয়া নাই।

আব্‌রাইল্‌=[কুম]—বি. বাড়ীর বাহিরে গরু রাখিবার জায়গা ॥

আব্‌রাদ্‌=[নো] — বি. খোকা ॥ আব্‌রাদের মতন্‌ কতা কস্‌ কিল্যাই ?

আব্‌রানো=[ম]—ক্রি. দ্বিরুক্তি করা ॥ এ্যাক্‌ কতা বারে বারে আব্‌রাইস্‌ না। [আওড়ান]।

আব্‌রি=[সি]—বিণ. খুব ছোট ॥ অত আব্‌রি পোনা ন দৈর।

২=[চা]— বিণ. বাজে, অর্থহীন ॥ আব্‌রি প্যাচ'াল পারিস্‌ না। [দেখ আব্‌রা২]।

আব্‌রি খাব্‌রি=[কুম]—বিণ. বন্ধুর,

অসমান, কর্কশ ॥ [আবুড়া খাবুড়া ; উভড়খাবড় হিং ; অনু.]।

আব্‌রি স্যাব্‌রি=[ঢা]—বি. বাজে প্রলাপ ॥ আব্‌রি স্যাব্‌রি কি কও, বুঝি না। [অনু.]।

আব্‌রু=[কুম.]—বি. চেহারা ॥ রৈদে মুখের্‌ আব্‌রু কালা ঐয়া গ্যাসে। [দেখ আব্‌রা৩]।

আব্‌রু খাব্‌রু=[কুম]—বিণ. বন্ধুর, অসমান, কর্কশ ॥ [দেখ আব্‌রি খাব্‌রি]।

আব্‌রেথা [রং]—বিণ. বৃথা ॥ আব-রেথা শোমায় নশ্‌ট করিচিশ্‌। [আ (অতিরিক্ত উপসর্গ)+বৃথা]।

আব্‌রোন্=[রং]—ক্রি. পরিধান করা ॥ এই কাপড়্‌খান আব্‌রো। [<আবেড়্‌হণ প্রাং <আবেষ্টন সং]।

২=[রং]—বি. ঢাকুনি ॥ কড়েলাটার্‌ আব্‌রোন্‌ নাই। [আবরণ]।

আব্‌লা=[কুম, ঢা, সি]—অব্য. এখন ॥ তুই আব্‌লা কৈ যাবি? [এই+বেলা]।

২=[বা]—বি. অমিতব্যয়ী, পেটুক ॥ আব্‌লা মাইনশের্‌ শ্যাশ্‌কাল্‌ খারাপ্‌। [হাবলা ; হাবা+লা ; কিংবা আব্‌লহ্‌ ابله ফা.]।

আব্‌লা ঘর=[খু]—বি. বৈঠকখানা। [হাবেলী ঘর, হাওলী ঘর]।

আব্‌লা চ'ন্দু=[খু]—বিণ. নিরেট মূর্খ ॥ লোক্‌টা এক্‌কেরে আব্‌লা চ'ন্দু। [দেখ আব্‌লা২+চন্দু+চাঁদ+উ প্র.]।

আব্‌লি=[ঢা]—বি. দালান ॥ ধনি মাইন্‌শে আব্‌লিত্‌ থাহে। [হাবেলী ; হবেলী حویلی আং হইতে উর্দু]।

আব্‌লুই=[কুম]—বি. তরকারীর ঝোল ॥ [উবলনা হিং=সিদ্ধ করা]।

আবল্যামি=[পা]—বি. অক্ষমের বৃথা চেষ্টা ॥ বুঝেনা হুনেনা অয় খালি আব্‌ল্যামি করে (মেয়ে মহলে)। [হাব্‌লামি ; হাবা+লা+আমি প্র.]।

আব্‌শা=[ঢা]—বি. নৌকার অঙ্গ বিশেষ ॥ এই নাওডার আব্‌শা পুয়াল অয় নাই। [দেখ আকুশা]।

আব্‌সা=[কুম]—বিণ. খণ্ড ॥ আব্‌সা ম্যাগ্‌। [আবছায়া<অপচ্ছায়া সং]।

আব্‌সায়া=[য]—বি. সামান্য ছায়া ॥ আব্‌সায়াত্‌ ইট্টু খারাও। [দেখ আব্‌সা]।

আব্‌সিয়া=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

আব্‌সে=[য]—ক্রি. বিণ. সহজে ॥ শে এত আব্‌সে ট্যাহা দিবেনা। [আপ-সে ; [আপ+সে হিং]।

আভর্‌শি=[রা]—বিণ. প্রৌঢ়া ॥ আভর্‌শি মাগিটার খারাপ্‌ ভাব্‌ গ্যাল্‌না। [<আধবয়সী]।

আভাঙা খাওয়া পড়া=[বা]—বি. খাওয়া পরার অভাবহীনতা ॥

আভানে=[রা]—অব্য. ব্যতিরেকে, ছাড়া। [আ (অতিরিক্ত উপসর্গ)+বিহনে <বিহীনে]।

আভারত্‌=[রা]—বিণ. অপদার্থ, অকেজো ॥ চাকর্‌টা একেবারে আভারত্‌ [<অপদার্থ (?)]।

আভারাটে=[খু]—বিণ. ঘর বাড়ি ছাড়িয়া যে বাহিরে কুকাজ করিয়া বেড়ায় ॥

আভাশ্যা=[রং]—বিণ. যাহার লজ্জা নাই ॥ তোর্‌ মতো আভাশ্যা নাগা মান্‌শি কোটে আছে?

আভোং=[রং]—বিণ. আস্ত, ঠিক ॥ জিনিশখান আভোং আছে। [অভঙ্গ]।

আভোলাং=[রং]—বিণ. মন ভোলা ॥ আভোলাং মান্‌শি তুই। [আপ্‌ভোলা, আপন ভোলা]।

আভ্‌ভ্যাশ=[রং]—বি.<অভ্যাস ॥

আমট্‌=[ঢা]—বি. জামরুল ॥

আমড্ডা=[ফ]—বিণ. অবাড়ন্ত ॥ স্যারাডা যবর্‌ আমড্যা।

আমন্‌চ'ক্‌লা=[য, খু]—বি. একটি ধানের নাম ॥

আমরি=[চা]—বিণ. অমর, মরণহীন ॥ দুইন্‌নাত্‌ কেঐ আমরি আইসে না।

আমরিয়া=[রং]=বি. মৃতের জন্য দোয়া দরুদ ও ফাতেহা পাঠ ॥ তোর্‌ বাবের্‌ আমরিয়া করিবু না? [আ (অতিরিক্ত উপসর্গ)+মরিয়া √মর]।

আমর্‌=[ফ]—বি. দড়ি ॥ বি. নায়ের্‌ আমর্‌ডা নিল্‌ কে?

আমলা=[য]—বিণ. অপ্রস্তুত ॥ আমলা তামুক্‌ খাওন্‌ যায় না। [আ=না+মলা ; মলন<মর্দন]।

আমলি=[য]=বিণ. মাদকদ্রব্যে বা ধূমপানে অভ্যস্ত ॥ চ'চ'ানিয়া খুব্‌ তামুকের আমলি। ['আমল عمل আং= অভ্যাস+ই প্র.]।

আমল্‌=[চট্ট]—বি. খেয়াল, মনোযোগ ॥ হিতার কামর্‌ কোন্‌ আমল্‌ ন আসে। ['আমল عمل আং=কার্য, অভ্যাস, ব্যবহার]।

২=[ঢা]—বি. আদর ॥ সাইলাডারে বেশি আমল্‌ দিও না। [পূর্বে দেখ]।

৩=[ম, কুম]—বি. কল্পিত ভূতপ্রেত ॥ মাইয়া লোকেরে আমলে ধরে বেশি। [দেখ আমল্‌১ (উর্দু)=মন্ত্র, জাদু]।

৪=[সি]—বি. চরিত্র ॥ পোয়াডার্‌ আমল্‌ বালা নায়। [পূর্বে দেখ]।

৫=[কুম, ঢা]—বি. অভ্যাস, স্বভাব, কার্য ॥ ন্যাক্‌ আমল্‌ কর্‌লে বেহেশ্‌তে যাইবা। [পূর্বে দেখ]।

আমা=[ঢা]—বিণ. বোকা ॥ [<হাবা]।

২=[চট্ট]—বি. চোখের ছানি ॥

৩=[ঢা]—বি. মৃত বাছুরের চামড়ার মধ্যে খড় পুরিয়া তৈরী কৃত্রিম বাছুর ॥ বাস্থুর মৈরা গেলে আমা সারা গাই দোয়ান্‌ যায় না।

আমাই=[য]—বি. আশ্রয়, সংকুলান ॥ এ্যাত সোড্ডু ঘরে এ্যাত মাইন্‌শের আমাই ঐত না। [সামাই<সামানা হিং/উর্দু]।

আমাইট্‌=[খু]—বি. আধাপোড়া ইট ॥ আমাইট্‌ কোন কামে লাগে না। [<আম ইট]।

আমাইত্‌=[রং]=বি. আষাঢ় মাসে হিন্দুদের পূজা বিশেষ ॥ এবার কোন্‌ আমাইতে কাছ্‌ হৈল্‌। [<আমাবতী <অম্বুবতী<অম্বুবাচী ; দেখ আমাবতি]।

আমাইশ্‌=[য]—বি. অমাবস্যা ॥

আইয়্ আমাইশ্ লাগ্‌ব। [আমাবস্যা <অমাবস্যা]।

আমাক্গুনে=[পা]—সর্ব. আমাকে ॥ আমাক্গুনে আমার্ পাওয়ানা দ্যাও।

আমাগ=[ঢা]—সর্ব. আমাদের ॥ আমাগ বাইত্ ল যি (=চল যাই)।

আমাগের্=[খু]—সর্ব. আমাদের ॥ আমাগের্ অনেক্ ধান্ হগেসে।

আমাগো=[ম]—সর্ব. আমার ॥ আমাগো বাইত্ আছেন্। [দেখ আমাগ]।

আমাটে=[য]—বিণ. মাটি মিশ্রিত ॥ আমাটে ধান্ মুর্‌গিরে দ্যাও। [<অ (স্বার্থে)+মাটি+ইয়া প্র.]।

আমাট্‌কুরা=[ফ]-বিণ. কমপোড়া ॥ আমাট্‌কুরা পাইলা বেশিদিন্ টিকে না।

আমাড়ি খামাড়ি=[বা]—বি. ক্রোধে নীচের ঠোঁট কামড়ান ॥ আমাড়ি খামাড়ি দিলে কাম্ হৈব না। [আমাড়ি অনুঃ+কামড়ি]।

আমাড্‌ডে=[বা]—ক্রি. বিণ. আমার কাছে ॥ টাহা কয়ডা আমাড্‌ডে দে। [<আমার ঠাঁই]।

আমাড়্=[য]—বিণ. প্রচুর ॥ এইবার্ খ্যাতে আমাড়্ ধান্ হৈসে। [দেখ আম্‌দা]।

আমাত্=[চট্ট]—বি. বোবা, নির্বাক ॥ ইতে এক্‌কেরে আমাত্, কতা ন দেয়। [আ (না)+মাত্ (কথা)]।

২=[দি]—বি. অম্বুবাচী ॥ জৈশ্‌ট মাশোত্ হিন্দুদের আমাত্ পুজা হয়। [দেখ আমাইত্]।

আমাত্‌ত্তা=[চট্ট]—ক্রি. বিণ. আমার ॥ তুই আমাত্‌ত্তা আইলা কা?

আমাত্‌তে=[চা]—ক্রি.বিণ. আমার কাছ হইতে ॥ আমাত্‌তে তুই কয় ট্যাহা পাবি? [<আমা+থেকে]।

আমাদা=[পা]—বিণ. সস্তা ॥ বাযারে আইষ আমাদা দাম। [দেখ আম্‌দা; প্রচুর অর্থে]।

আমাদামি=[বা]—বি. হট্টগোল ॥ এ্যাত আমাদামি কিয়ের্? [অনু.]।

আমানত্ খ্যানত্ করা=[ম]—ক্রি. রক্ষিত বস্তু আত্মসাৎ করা, বিশ্বাসঘাতকতা করা ॥ [আমানত+খিয়ানত্ خیانت আঃ]]

আমানি=[খু]—বি. কাঁজি ॥ 'পান্তাভাতের আমানি।' [আম<অম্ল+আনি <পানি]।

২=[বা]—বি. মাড় ॥ ধোপারা কাপড়ে আমানি দেয়। [পূর্বে দেখ; ভাতের ফেন অর্থে]।

৩=[রং]—বি. টক জিনিসের পচানো রস ॥ তেঁতুলের আমানি খাইস্ না। [পূর্বে দেখ]।

আমানির্ জল্=[রং]—বি. পচা টক-দ্রব্যের রসাল পানি ॥ আমানির জল না খাইলে তুই ভাল হবু না। [দেখ আমানি]।

আমানু=[ঢা]—বিণ.<অমানুষ ॥ হালায় এক্‌কেবে হুদা আমানু।

আমানো=[কু]—বি. অতৃপ্তি হওয়া (কোন কিছু খাইয়া) ॥

২=[খু, বা]—ক্রি. ধরা, সঙ্কুলান হওয়া, ঠাঁই হওয়া ॥ এ্যাত মাল্ কি এই ঘরে আমাইবে? [দেখ আমাই]।

৩=[রং]—ক্রি. পূর্ণ হওয়া ॥ এ্যাত খালি তবু আমায় না? [পূর্বে দেখ]।

আমান্=[কু, ঢা]—বি. শান্তি, নিরাপত্তা, আশ্রয়স্থল ॥ আইয়্ কাইল্ ইমান্ আমান্ ঠিক্ রাখা শক্ত। [আমান امان আঃ]।

২=[ম,সি]—বিণ. আস্ত, গোটা, অখণ্ড, অভগ্ন ॥ আমান্ পান্‌ডা এ্যাক্‌না খাইস্ না। [আমন্ امن আঃ=আশ্রয়, রক্ষা]।

৩=[বা]—বি. অভয় ॥ তোমারে আমান্ দিলাম্, তুমি হাসা কতা কও। [পূর্বে দেখ]।

আমান্ করা=[রা]—ক্রি. অস্বীকার করা ॥ আমানতের্ টাকা ফেরত্ দিতে সে আমান্ কর্‌ছে। [আ (না)+মান √ মান্]

আমান্‌তা=[চট্ট]—বি. জমা ॥ [<আমানত امانت আঃ+আ প্র.]।

আমান্‌দরা=[ফ]—বিণ. খারাপ, অপরিচ্ছন্ন ॥ আমান্‌দরা খাওন্ খায়্ কয়্। [আ (না)+মাজ্‌রা<মার্জনা]।

আমান্‌দা=[রা]—বি. প্রচুর (বিরক্তি অর্থে) ॥ এত আমান্‌দা হলো কিসে? [দেখ আম্‌দা]।

আমান্‌নেকের=[খু]—সর্ব. আমাদের ॥ আমান্‌নেকের লাগ্যা তুমি এ্যাত পাগল্ ক্যা?

আমান্ রাশ্=[পা]—বিণ. মোটা ॥ বৌডা একটা আমান্ রাশ্। [দেখ আমান্+রাশ্=হাঁড়ী বিশেষ]।

আমাবত্তি=[পা,রা,খু]—বি. অম্বুবাচী ॥ হিন্দু হয়া তুই আমাবত্তির সময় হান্ চশ্‌তিসিশ্। [দেখ আমাইত্]।

আমাবশ্যে=[খু]—বি. অমাবস্যা ॥

আমায়ের্=[খু]—সর্ব. আমাদের ॥ আমায়ের্ দুক্‌খে দুক্‌খি কেডা? [<আমাদের]।

আমারে গামারে=[ম]—ক্রি. বিণ. অতিরিক্ত, অযথা ॥ ট্যাহা পৈশা আমারে গামারে খর্‌চ' করিশ্ না। [আমারে, দেখ আমার্; গামারে অনুঃ]।

আমার্=[খু]—বি. স্রোত, প্লাবন ॥ বর্‌শার্ পানি আমার্ দিয়া মাঠে ঢুকসে। [আম্‌বার انبار ফা.=স্তূপ]।

আমালা=[পা]—বিণ. বহু, অনেক ॥

আমালি কামালি, আমালি ধামালি=[রং]—বি. যে ব্যক্তি কামাই করে ॥ তোর্‌মত আমালি কামালি লোক না লাগে।

আমাশা=[ম]—বি. আমাশয় রোগ ॥ [আমাশয়]।

আমাশামা=[রা, দি]—ক্রি. বিণ. ঝাপ্‌সা ॥ অয় চোখে আমাশামা দ্যাখে।

আমাশ্‌শু=[রং]—বিণ. আধপাগলা ও কানে খাটো ॥

আমাসা=[খু]—বি. ছোট মাছ প্রভৃতি ॥ মাস্ দাম্ তাই আমাসা এনেসি। [আ=অ (তুচ্ছার্থে)+মাছ+আ প্র.]।

আমাহারে=[রা]—সর্ব. আমাদের ॥

আম্মি=[সি]—বি. আমুসি, আমসত্ব ॥

২=[কুন, নো]—বি. হাই ॥ হ্যাতে

গন গন আমি দিতাসে। [<হামি<হামী<হাম্মী ম. বাং ; দেখ আম্‌হা]।

আমিমি=[চট্ট]—অব্য. ছাগল ভেড়াকে ডাকিবার শব্দ বিশেষ ।।

আমিরানা=[চা, কুম]—বি. অপব্যয় ।। বেশি আমিরানা কর্‌লে হ্যাশে বাত্‌ পাইতো না। [আমীর امیر আং+আনা প্র.]।

আমির্‌=[ম] বি পালা বচয়িতা ।। [দেখ আমিরানা ; অর্থের বিকৃতি]।

আমির্‌খা=[বং]—বি. এক প্রকার লম্বা মতিহার তামাক ।। [দেখ আমির্‌ +খাহ্‌ خواه ফা. =আমীর যাহা ইচ্ছা করেন]।

আমির্‌যাদা=[চা, ম]—বিণ. যে শুধু হুকুম দেয় নিজে কিছুই করে না, দায়িত্বজ্ঞানহীন (ব্যঙ্গার্থে)।। কি আমির্‌যাদারে পাদি। বৈয়া বৈয়া মাইন্‌শেরে উক্‌ম্‌ দেয়, নিযে করে না কিস্‌সু। [দেখ আমির্‌+যাদহ্‌ زاده ফা.—সন্তান]।

আমিলা=[সি]—বিণ. যাহা মিলে না, দুষ্প্রাপ্য ।। [আ (=না) + মিল + আ প্র.]।

আমিল্‌=[বং]—বিণ. দুষ্প্রাপ্য ।। খাশি মুর্‌গি এ দেশেত্তে আমিল্‌ ঐচে। [দেখ আমিলা]।

আমিশা=[চট্ট]—ক্রি. বিণ. হামেশা, সব সময় ।। থাঁই আমিশা হিন্‌ দি যাই। [হামেশা<হমেশহ্‌ همیشه ফা.]।

আমু=[পা] — সর্ব. আমিও ।। আমু যাব। [<আমিও]।

২=[পা] — বি. হামাগুড়ি ।। আমু-দিয়া যা। [<হামু, হামা]।

আমুকা=[রং] — বিণ. নির্লজ্জ, বেহায়া ।। [আ+মুখা]।

আমুক্‌=[ম]—বি. হামাগুড়ি ।। সাইলাডা আমুক্‌ দিত্তো পারে। [দেখ্‌ আমু+ক]।

আমুক্‌তা=[ম, কুম] — বিণ. আগের দিনের পড়া, পুরানো পড়া ।। আমুক্‌তা পরা দিয়া নয়া পরা ল। [আমোখ্‌তহ্‌ آموخته ফা.=পঠিত]।

আমুখ্‌=[ম]=বি. হামাগুড়ি ।। [দেখ আমুক্‌]।

আমুচ্‌চা খাওয়া বা লাগা=[বং]—ক্রি. অজ্ঞান বা অস্থির হওয়া ।। কথা শুনি আমুচ্‌চা খায়া উঠেছে। [আ (স্বার্থে)+মূর্চ্ছা+খাওয়া ; লাগা]।

আমুচ্‌চায়্‌, আমুচ্‌চায়্‌=[বং]—ক্রি. বিণ. অজ্ঞানে অজ্ঞানে ।। এ্যামন্‌ অশুখে আমুচ্‌চায়্‌ আমুচ্‌চায়্‌ কয়দিন্‌ গ্যাল্‌। [দেখ আমুচ্‌চা খাওয়া]।

আমুট্‌=[খু]—বি. ছোট দড়ি, কাপড়ের পাড় ।। আমুট্‌ দিয়া তার্‌ পা বান্‌দো [= আঁউটি]।

আমুদা=[ম]—ক্রি. বিণ. সহজ, প্রচুর ।। আমুদা পাইয়া কত কিন্‌তাসে। [দেখ আম্‌দা]।

আমুয়া=[নো]—বিণ. দুর্ভাগা ।।

২=[বা]—বি. অতিরিক্ত খাওয়ার জন্য বিতৃষ্ণা ।। গাসের গিম্‌ খাইতে খাইতে এ্যাক্‌কেরে আমুয়া লাইগ্যা গ্যাসে। [আ+মুয়া<মুখ]।

আমুয়ানি=[সি]—বি. বিড়বিড় করন ।। আমুয়ানি বালা লাগে না। [আ+মুয়ানি<মুখানি<মুখ+আনি প্র.]।

আমুরা=[দি]—বিণ. বদরাগী ।। লোক্‌টা বড় আমুরা।

আমুরাদা=[পা]—বিণ. অক্ষম ।। এই আমুরাদা মান্‌শি দি কি কর্‌মু! [আ+মুরাদ+(মরদ مرد ফা. = পুরুষ) +আ প্র.]।

আমুরাদিয়া=[ম]—বিণ. ক্ষমতাহীন, দুর্বল ।। আমুরাদিয়া কতা। [দেখ আমুরাদা]।

আমুলি=[কুম, নো]—বিণ. অভ্যস্ত, নেশাখোর ।। ই বেডিডা খুব্‌ হাদা আমুলি। [দেখ আমলি]।

আমেচাইলে=[রা]—ক্রি. বিণ. গোঁজা-মিল দিয়া ।। আমেচাইলে কথা কও কেন্‌। [মূলার্থ আম ও চাউল একত্রে ; অথবা আ=(না) + মিসাল مثال আং=তুলনা]।

আমের্‌কান্‌=[চা]—বি. আম গাছের এক প্রকার ছত্রাক ।। কান্‌ পাকলে আমের্‌ কান্‌ পুইরা কানে দিলে কান্‌ বালা অয়।

আমের্‌ক্যাদো=[পা]—বি. নরম ।। বাত্‌ (ভাত) আমের্‌ ক্যাদো ঐসে।

আমেল্‌=[দি]—বিণ. কাজে অভ্যস্ত ।। এই কামে আমেল্‌ লোকের দরকার। ['আসিল اصیل আং]।

আমোট্যামা=[বা]—বিণ উচু নীচু ।। [অনু.]।

আমোট্‌=[খু]—বি. পুরান কাপড়ের পাড় ।। আমোট্‌ রশির্‌ কাম্‌ দ্যায়।

২=[ফ]—বি. ভীড় ।। এইহানে এ্যাত আমোট্‌ কিয়েন্‌ ?

আমোঠা=[ম]—ক্রি. বিণ. প্রচুর ।। পোলাডা আমোঠা খাইয়া খালি আগ্‌তাসে। [দেখ আম্‌দা]।

আমোদা=[চা]—বিণ. প্রচুর ।। আমোদা মানুশ্‌ দেইখ্যা গরুডায় ডরাইসে। [দেখ আম্‌দা]।

আমোদ্‌=[ফ]—বি. বাদলা আব্‌হাওয়া ।। কয়দিন দৈরা আমোদ্‌ কর্‌সে।

২=[পা]—বি. বৃষ্টি ।।

৩=[ম, খু]—বি. আমদানী ।। [আমদ آمد ফা.]।

আমোল্‌ যাওয়া=[চা]—ক্রি. শোনা, মান্য করা ।। আমি যে তরে বাযারে যাইতে কৈ, হ্যারে তর্‌ আমোল্‌ যায়না ? ['আমল عمل আং+যাওয়া]।

আম্‌=[পা, সি]—বি. বোকা, কাঁচা, দুর্বল ।। লোক্‌টা এ্যাক্‌কেরে আম্‌ মার্‌কা। ['আম عام আং=সাধারণ]।

২=[দি]—বি. রাম ।। আম্‌ বাবু রাম্‌ খায়। [<রাম]।

আম্‌আম্‌=[সি]—ক্রি. বিণ. ঘোরা ফেরা ।। ট্যাহার লাইগ্‌গা হে বালি আম্‌আম্‌ করের্‌। [অনু.]।

আম্‌কা=[রং]—ক্রি. বিণ. হঠাৎ ।। আম্‌কা অত ওজন্‌ কি তোলা যায় ? [দেখ আন্‌কা৩]।

আম্‌কামা=[কুম]—বি. হাঙ্গামা ।। আম্‌কামা কিসের্‌ ? [হাঙ্গামা]।

আম্‌কৈর্‌=[সি]—বি. হামাগুড়ি ।।

আখুদ্‌ডা আম্‌কৈর্‌ দেওন্‌ হিক্‌সে। [হামাগুড়ি]।

আম্‌খুদুইয়া=[ঢা]—বি. শাক বিশেষ॥

আম্‌গর্‌=[ঢা]—সর্ব. আমাদের॥ আম্‌গর্‌ কত্ত কাড়া হুনে? [আমাদের]।

আম্‌ঘোড়োশ্‌=[কু]—বি. গুলঞ্চ, লতাজাতীয় গাছ॥ আম্‌ঘোড়োশের রশ্‌ খুব্‌ উপ্‌কারি। [আম+গুরুচ্‌<গুলঞ্চ]।

আম্‌চা=[রং]—বিণ. অত্যন্ত মুখরোচক॥ আম্‌চা আম্‌ দিহি না।

২=[সি]—বিণ. প্রচুর॥ ইতে ইবার আম্‌চা দান পাইযে। [আমাদহ্‌ ... ফা.=প্রস্তুত, দেখ আম্‌দা]।

আম্‌চাফ্‌=[ম]—বি. এলাকা॥ এ্যাত বর যমিদার্‌ এই আমচাফের্‌ মৈদ্যে নাই। [দেখ আন্‌সা]।

আম্‌চাবুরি=[ঢা]—বি. কতকগুলি (অবজ্ঞার্থে)॥ দিয়াম্‌ তোমারে আম্‌চাবুরি খাওয়াইয়া।

আম্‌চুক্‌=[রং]—বি. আম-মাখা॥ জ্যাশটি মাশে আম্‌চুক্‌ খাইতে ভাল লাগে।

আম্‌চুল্‌=[কুম, রা]—ক্রি. বিণ. টকমিষ্টি॥ আম্‌শত্তুতখেতে আম্‌চুল্‌ লাগে।

আম্‌চো=[খু]—বি. ভয়॥ সোট্টু স্যালেকে আম্‌চো দিও না।

আম্‌যান্‌=[পা]—বি. আয়োজন॥ বিয়ার্‌ আম্‌যান্‌ কর্‌তে হবি। [আন্‌জাম্‌ ... আঃ; অর্থের বিকৃতি]।

২=[চট্ট]—বি. দ্বীপাঞ্চলের টকফল বিশেষ॥

আম্‌যুনো=[খু]—ক্রি.বিণ. শুষ্ক॥ কলৈ শাক্‌গুলা রোদে আমযুনো হয়েসে।

আম্‌টা=[কু]—বিণ. আমের মত স্বাদ বিশিষ্ট॥ [আম+টা প্র.]।

আম্‌টানো=[রং]—ক্রি. টক মাখাইয়া নষ্ট করা॥ ভাত্‌গুলা আম্‌টালু ক্যানে? [দেখ আম্‌টা; নাম ধাতু]।

আম্‌টি=[খু]—বিণ. অল্প॥ আম্‌টি ভাত্‌ দ্যাও।

২=[রা]—বিণ. টকযুক্ত॥ [আম+টি; আম<অম্ল<অম্ল]।

আম্‌টিআম্‌টি=[খু]—বিণ. অল্প অল্প॥ চাংনিটা আম্‌টিআম্‌টি মিশ্‌টি। [দেখ আম্‌টি]।

আম্‌ডা=[কুম]—সর্ব. আমরা॥ আম্‌ডা অহন্‌ কি করি? [আমরা]।

আম্‌ডানো=[ম]—ক্রি. হাইতোলা বা মুখে লালার সঞ্চার হওয়া॥ আম্‌বার্‌ খাওন দেইখ্যা ফহির বেডাডা আমডাইত্তাসে।

আম্‌ডাল্‌=[পা]—ক্রি. বিণ. খিচুড়ি॥ অয় শব্‌ আম্‌ডাল্‌ কৈর‍্যা ফালাইসে।

আম্‌ডৈল্‌=[ম]—ক্রি. বিণ. বিনাশ॥ গরুডা খ্যাত্‌ খাইয়া আম্‌ডৈল্‌ করত্তাসে।

আম্‌ড়া=[দি]—বি. জোয়ালকে ঈশের সঙ্গে যুক্ত করিবার খাঁজ বিশেষ॥

আম্‌ড়ানো=[সি]—ক্রি. ডাকা, চীৎকার করা, নড়াচড়া করা॥ গাইয়ে ডিয়াল্‌লাই আম্‌ড়ায়। [হামলান]।

আম্‌ড়ি=[বা]—বি. গাড়ীর বাঁধন বিশেষ॥ আম্‌ড়ি ঢিলা আছে শক্‌তো করি বাঁধো।

আম্‌তা=[বা, খু]—বিণ. বিস্বাদ॥ তরকারিডা আম্‌তা ঐসে। [আম<অম্ল<অম্ল+তা প্র.]।

২=[রা, পা, চট্ট]—বি. আম্‌সি, আমসত্ব॥ [আম<আম্র+তা প্র.]।

আম্‌তাই=[চট্ট]—বি. আমসি॥ [দেখ আম্‌তা]।

আম্‌তিয়া=[রা]—বি. আমের মৌসুমে জামাই দাওয়াতের পর্ব বিশেষ, আম সম্বন্ধীয়॥ [আম<আম্র+তিয়া প্র.]।

আম্‌তুতু=[রং]—বি. প্রিয়॥ তুমি আমার বড় আমতুতু।

আম্‌দা=[সি]—বিণ. প্রচুর॥ ইদ্‌পুরে আম্‌দা মাল্‌ আসে। [দেখ আম্‌চা₂]।

আম্‌দানি=[ম, খু]—বি. আমোদ, ফূর্তি। এত আম্‌দানি কিশের? [আমোদ+আনি প্র.]।

২=[খু]—বি. অহেতুক শক্তি প্রদর্শন॥ বেডার আম্‌দানি দেখো। দেখ [আওদানি; অর্থ প্র.]।

আম্‌দার্‌=[নো]—বিণ. প্রচুর॥ ইবার্‌ আম্‌দার্‌ দান্‌ ঐসে। [দেখ আম্‌দা]।

আম্‌দিগ্‌লা=[রা]—বিণ. নাতিদীর্ঘ, দোহারা॥ লোকটা আম্‌দিগ্‌লা গড়নের্‌। [আম+দিঘলা; দীঘল+আ]।

আম্‌দুম্‌=[ঢা]—ক্রি. বিণ. তোলপাড়॥ অত আম্‌দুম্‌ কর্‌তাস ক্যা? [আম অনুঃ+দুম]।

২=[সি]—বি. আড়ম্বর॥

আম্‌না=[চট্ট]—বিণ. আপন॥ হিতে আঁর আম্‌না ভাই। [আপনা]।

২=[ঢা]—বিণ. যাহার দেরীতে সন্তান হয়॥ আম্‌না মাইয়াডার শৈলুনে খালির্‌ মতন্‌ ত্যাল্‌ ঐসে।

আম্‌না আম্‌নি=[নো]—বি. বন্ধু বান্ধব॥ [<আপনা+আপনি]।

আম্‌না শাম্‌না=[সি]—ক্রি. বিণ. মুখামুখি॥ আম্‌না শাম্‌না কৈলি কিলা? [আমনা অনুঃ+সামনা]।

আম্‌নাশ্যান্‌=[ঢা]—বিণ. স্বার্থপর॥ বেডাডা যবর্‌ আম্‌নাশ্যান্‌। [আপন সেয়ান=আত্মসজ্ঞান]।

আম্‌না হারিয়া=[নো]—বি. আপন পর॥ হোলাগা আম্‌না হারিয়া কিসু বুযে না। [আপনা + পর + ইয়া; আপনা পরায়া ... হিং]।

আম্‌নি=[খু]—সর্ব. আপনি॥ আম্‌নি কন্‌ যাবেন্‌? [<আপনি]।

আম্‌নে=[চট্ট]—সর্ব. আপনি॥ আম্‌নে কি করেন? [আপনে=আপনি]।

আম্‌নেগ=[সি]—সর্ব. আপনাদের॥ অম্‌নেগ বারি কৈ? [আপনাদের, গ সম্বন্ধের বহুব. বিভক্তি]।

আম্‌পা=[রং]—বি. আকাঙ্ক্ষা, চাহিদা॥ আম্‌পা তো মোর্‌ এক্‌শ টাকা। [আকাঙ্ক্ষা]।

আম্‌পিয়ানি=[ম]—বি. হাই॥ [হাম্বি+আনি; হাই<হামি<হাম্বি<হাস্তী ম. বাং]।

আম্‌পুর্‌=[ম]—বি. হামাগুড়ি॥ [হাম্‌কুড়=হামাগুড়ি]।

আম্‌ফুর্‌=[ম]—বি. হামাগুড়ি॥

আম্‌ব=[ম]—বি. নিষেধ॥ আমি আম্‌ব

দিলাম্ আগে আগাপ্ কতা হোন।

আম্‌বরা=[ম]—বিণ. যে নিজকে নিজে বড় মনে করে॥ সেইত্তার আম্‌বরা শবাব্। [হামবড়া; হাম (আমি)+বড়া (বড়) হিং]।

আম্‌বলানো=[চট্ট]—ক্রি. জাবর কাটা॥ গরু ইবা উত্তাপ সেডি সেডি আম্‌বলায়্।

আম্‌বলি=[ম, খু]—বি. টক শাক বিশেষ॥ আম্‌বলি শাকে অম্বল্ স্বাদ।

২=[পা]—বি. আম বিশেষ॥ [দেখ আম্‌বল্]।

আম্‌বল্=[ব, পা, দি]—বি. <অম্ল, টক॥ গরমে আম্‌বল্ খেতে ভাল।

২=[পা]—বি. পাত্তা, প্রাচা॥ গবিন্দে কেউ আম্‌বল্ দ্যায় না। ['আমল عمل আং]।

আম্‌বল্ উঠা=[পা]—ক্রি. লিপ্সা হওয়া, কোন কিছু খাইবার ইচ্ছা হওয়া॥ সাওগাডার্ দুদের্ আম্‌বল্ উইট্‌সে। [দেখ আম্‌বল্]।

আম্‌বা=[চট্ট]—বি. সুনজর॥ আঁর দিক আম্‌বা রাইক্‌খেন্।

২=[রং]—বি. ইচ্ছা॥ কি এ্যালা আম্‌বাখান মিট্‌ছে?

৩=[চট্ট]—অব্য. হাম্বা॥ আম্‌বা আম্‌বা কৈ গাইয়েরে ডাহে। [<হাম্বা]।

আম্‌বাইগন্=[দি]—বি. টমেটো, বিলাতী বেগুন॥ আম্ বাইগনের ভর্‌তা বড়ো শাদ্। [আম বেগুন; বাইগন < বাত্তিঙ্গন সং]।

আম্‌বাক্‌শা=[বা]—বি. ঘাস বিশেষ॥

আম্‌বাগুন্=[রা]—বি. টমেটো, বিলাতী বেগুন॥ [দেখ আম্‌বাইগন্]।

আম্‌বারন্=[চট্ট]—ক্রি. সাঁতার কাটা॥ পোযাউন্না পুগৈরত্ আম্‌বারের্। [< সন্তরণ]।

আম্‌বারি=[সি]—বি. হাওদা॥ ['আম্মারী عماری আং]।

২=[চট্ট]—বি. জল নিকাশের ক্ষুদ্র নালা বা খাল॥ [দেখ আমার্]।

আম্‌বারিতে=[ম]—বি. অন্তরালে॥ পর্‌দার্ আম্‌বারিতে কেডায় বানি পলাইয়া রৈসে। [দেখ আম্‌বারি]।

আম্‌বার্=[সি]—বিণ. বেশী॥ যে মিডাই আন্‌সো অতাউ আম্‌বার্। [আম্‌বার انبار ফা.]।

২=[সি]—বি. সম্ভার॥ পির্‌শাব্ মুরিদান্ পাডি আম্‌বার লৈয়া আইল্। [< সম্ভার]।

৩=[সি]—বিণ. অপরিমেয়॥ আম্‌বার্ দান্ পাইসি। [দেখ আমার্]।

আম্‌বি=[ম]—অব্য. খেলার সময় বিরতির ইঙ্গিতসূচক॥ আমবি, আমি খেল্‌তাম্ না।

২=[বং]—বি. মাতামহী॥ [উম্ম ام আং =মাতা; কিংবা অম্বা সং=মাতা]।

আম্‌বিতাম্‌বি=[ফ]—বি. আস্ফালন॥ টাকার্ লাগি লোক্‌টা বড় আম্‌বি তাম্‌বি কর্‌তাসে। [আম্বি তম্বি; আম্বি অনু; তম্বি < তম্বীহ্ تنبیه আং]।

আম্‌বিয়া=[বং]—বি. মৃত্যুর পর দোয়া দুরুদ ও ফাতেহা॥ তোর জায়ের্ আম্‌বিয়া করিবু না? [আম্‌বিয়া' انبیاء আং নবী نبی শব্দের বহুব.; নবীগণের অছিলায় যে দোয়া দুরুদ পড়া হয়]।

আম্‌বির্‌থি=[নো]—বি. অমৃতি, মিষ্টান্ন বিশেষ॥ মিডাইর দোহানে আম্‌বির্‌থি খাইলাম্ না। [আমৃতি; অমৃতী]।

আম্‌বু=[পা]—বি. আম॥

আম্‌বুরি=[চট্ট]—বি. হামাগুড়ি॥ পোয়াড়া আম্‌বুরি দ্যাওন্ হিক্‌সে। [হামকুড়ি <হামাগুড়ি; দেখ আম্‌কৈর্]।

২=[চট্ট]—বি. নর্দমা॥ আম্‌বুরির উপর্ দি পাব্‌দানে চৈ'লুন। [দেখ আম্‌বারি₂]।

আম্‌বুরুশ্=[চট্ট]—বি. জামরুল ফল॥ [দেখ আম্‌রুস্]।

আম্‌বুলি=[চা, কুম]—বিণ. নেশাখোর॥ মাদ্‌দিন চা'চা'য় যবর্ আম্‌বুলি। [দেখ আম্‌বলি]।

আম্‌বো=[ম]—সর্ব. আমিও॥ আম্‌বো যামু। [আমিও]।

আম্‌বোক্=[খু]—বিণ. আহাম্মক॥ লোক্‌টা বড় আম্‌বোক্। [আহাম্মক <আহম্‌ক حمق আং]।

আম্‌বোল্=[ম]—বি. মাছ ও তেঁতুল সহযোগে রান্না করা ব্যঞ্জন॥ [অম্বল < অম্বল < অম্ল]।

২=[বা]—বি. টক; আম্‌বোল্ খালি জর হবি।

আম্‌ভু=[রা]—বিণ. খুব ভালো, প্রচুর॥ খ্যাতে আম্‌ভু ধান হয়েছে। [আম্বুহ্ انبوه ফা.=প্রাচুর্য, ভীড়]।

আম্‌মক্ বানানো=[ম]—ক্রি. প্রতারিত করা॥ লোক্‌টা মিডা কতা কৈয়া আমারে আম্‌মক্ বানাইসে। [আহাম্মক বানানো; দেখ আম্‌বোক্]।

আম্‌মত্‌করি=[সি]—ক্রি. বিণ. উচ্চৈস্বরে॥ পুয়াগায় আম্‌মত্ করি কাইন্‌দা দিল। [আমমত অনু.+করিয়া অস. ক্রি.]।

আম্‌মা=[চা]—বিণ. আয়েমা, লাখেরাজ॥ তার্ পাচ'দোন্ আম্‌মা যমিন্ আসে। [আয়মা, আয়ম্‌হ্ ایمه তু.]।

২=[কুম, চা]—বি. মাতা, জননী॥ [উম্ম ام আং]।

আম্‌মাক্=[কুম]—বিণ. বোকা॥ [দেখ আম্‌বোক্]।

আম্‌মাত্‌তি=[সি]—ক্রি. বিণ. হঠাৎ॥ আম্‌মাতৃতি কান্‌দি দিলা কেনে?

আম্‌মাদার্=[চা]—বি. আয়মাদার, নিষ্কর বা লাখেরাজ সম্পত্তি ভোগকারী॥ [দেখ আম্‌মা]।

আম্‌মামি করা=[সি]—ক্রি. ইচ্ছা হওয়া, চাওয়া॥ চু'হা খাওনের্ লাগি যানে আম্‌মামি করে।

আম্‌মিন্=[চট্ট]—বি. আমগুলি॥ নুন্ দি মাখি আম্‌মিন্ খাও।

আম্‌মুনি=[চট্ট]—বি. হারমোনিয়াম॥ কাঁই আম্‌মুনি বাবাইতাম্ ন বালি। [< হারমনিয়াম Harmonium ইং]।

আম্‌রশ্‌=[রা] — বি. ধানের শ্রেণী বিশেষ ॥

আম্‌রা=[সি]—বি. অণ্ডকোষ, কচু ॥ তুমি আমার আম্‌রা কর্‌বায়। [আমড়ার সদৃশ অঙ্গ=অণ্ডকোষ ; ব্যঙ্গার্থে]।

২=[রা]—বি. ঈশের ছোট ছোট খাঁজ, লাঙ্গলের দুইটি বিশেষ অংশ একত্র করার জন্য ব্যবহৃত কাঠি ॥

৩=[রং]—বিণ. অল্প সিদ্ধ ॥ আম্‌রা তর্‌কারি দিয়া ক্যাং করি খাবু। [আম (=কাঁচা)+রা (স্বার্থে)]।

আম্‌রা আম্‌রি= [সি] — ক্রি. বিণ. আজে বাজে ॥ আম্‌রা আম্‌রি বুঝি না তুমি ট্যাহা দিবা কিনা কও।

আম্‌রানো=[চা]—ক্রি. দাঁতে পেষা, চিবানো ॥ আম্‌বাডা আম্‌রাইয়া খা। [<কামড়ানো]।

আম্‌রুদ্‌=[নো]—বি. ফল বিশেষ, জামরুল ॥ [<আমরুদ امرود ফা.]।

আম্‌রোবুরুস্‌=[চট্ট]—বি. জামরুল ॥

আম্‌রোল্‌=[সি]—বি. এক প্রকার টক শাক ॥ আম্‌রোলের খাট্টা বড় মজা। [আমরুল <অম্ললোনী সং]।

আম্‌লা=[রং, রা, সি] — বিণ. ঈষৎ টক, নষ্ট ॥ তরকারি আম্‌লা হয়্যা গ্যাছে (রা)। [আমলা <অম্ল]।

২=[ফ]—বি. মৃত বাছুরের চামড়ার ভিতর খড় পুরিয়া তৈরী মূর্তি ॥ গাইয়ের্‌ বাসুর্‌ মৈর্যা গ্যালে আম্‌লা সারা দোয়ান্‌ যায় না।

৩=[ম]—বি. কিছুই না ॥ তুমি আমার্‌ আম্‌লা যান। [দেখ আম্‌রা]।

আম্‌লা কাম্‌লা—[চা, কুম, ম]—বি. সর্ব প্রকার মজদুর ॥ এ্যাহানে আম্‌লা কাম্‌লা সবৈ আসে। [দেখ পয়লা ; আম্‌লা কামলা <কাম<কর্ম+লা প্র.]।

আম্‌লাদার্‌=[সি]—বিণ. সচ্চরিত্রবান, সৎস্বভাবাপন্ন ॥ [আমানত امانت আং+দার دار ফা.]।

আম্‌লানো [চা] — ক্রি. উচ্চৈঃস্বরে ডাকা ॥ গাইডা আম্‌লাইতাসে। [<হামলানো<হাম্ব+আনো প্র.]।

আম্‌লা পয়্‌লা=[চা]—বি. বাজে সহচর ॥ দুলার লগে আম্‌লা পয়্‌লা ম্যালা আইসে। [আমলা < 'আমল: عمل আং+ফয়লা, ফু'আল: فعل আং]।

আম্‌লা পৈলা=[ফ]—বি. কর্মচারী ॥ বড় লোকের আম্‌লা পৈলা বহুত্‌। [দেখ আম্‌লা পয়্‌লা]।

আম্‌লা লতা=[চা]—বি. এক প্রকার লতা ॥ আম্‌লা লতার রশ্‌ বর উপ্‌কারি।

আমলা হৈল্যা=[কুম]—বি. সাঙ্গপাঙ্গ ॥ এর্‌ আম্‌লা হৈল্যা গ্যাসে কৈ ? [দেখ আম্‌লা পয়্‌লা]।

আম্‌লি—[ম, চা] — বি. তেঁতুল ॥ বেশি আম্‌লি খাইলে লৌ খারাপ্‌ ঐয়া যায়। [অম্বল<অম্ল+ই ; ইমলি হিং]।

২=[চা]—বি. আম্‌লি ॥ [আম+লি]।

আম্‌লি দার্‌=[ম]—বিণ. পানখোর ॥ তুইতো যবর্‌ আম্‌লিদার্‌।

আম্‌লিয়াত্‌ = [রং]—বিণ. যে মন্ত্র ঝাঁড় ফুঁক ইত্যাদির আমল করে ॥ তিনি একজন আম্‌লিয়াত্‌ দর্‌বেশ্‌। ['আম্‌লিয়াত عمليت আং]।

আম্‌শব্‌রি=[পা]—বি. পেয়ারা ॥ [আম সফরি=সফরি আম ; সফর سفر আং=পর্যটন, বিদেশ ভ্রমণ ; আমেরিকা সফরি কিংবা সফর হইতে আগত আম্র বিশেষ]।

আম্‌শা=[ব]—বি. আমাশয় ॥ আম্‌শা হলি মাডা খাও। [<আমাশয়]।

আম্‌শি=[চা]—ক্রি. বিণ. কিছুই না ॥ তুমি যান আম্‌শি।

২ = [সি, ম]—বিণ. শুষ্ক ॥ তার্‌ মুখখান্‌ আম্‌শি ঐ গেসে।

৩ = [ফ, বা, য, সি] — বি. আমসি, আমসত্ব ॥ [অম্লপেশী]।

আম্‌শুড়া=[য, খু]—বি. গাছ হইতে ফল পাড়িবার বাঁকা আঁকশি বিশেষ ॥ [আঁকশ <অঙ্কুশ+ড়া প্র.]।

আম্‌ শুপারি=[দি]—বি. পেয়ারা ॥

আম্‌সা=[কুম, ম]— বি. পার্শ্ববর্তী এলাকা ॥ এই আম্‌সাত্‌ তার্‌ মতন্‌ বিদ্‌দান্‌ আর্‌ নাই। [হামছায়া <হমসায়হ্‌ همسایه ফা.=প্রতিবেশী]।

আম্‌সা বরা= [কুম] — বিণ. বহুল পরিমাণ, বেশীর ভাগ ॥ আম্‌সাবরা যিনিশ আর্‌ ঘরে নাই। [দেখ আম্‌চা, +ভরা]।

আম্‌সেল্‌=[সি]—বি গোলমাল ॥ তুমি আবার্‌ কিয়ের্‌ আম্‌সেল্‌ লাগাইলা।

আম্‌হা=[ম] — বি. হাই ॥ আম্‌হা আইতাসে। [<হাম্‌ভা<হাম্ভী ম. বাং.]।

আমহানি [ম] — বি. হাই ॥ বেশি খাইত্‌ ধরে আম্‌হানি উঠে। [দেখ আম্‌হা]।

আয়্‌রট্‌—[ম]—বি. সাম্প্রদায়িক দাঙ্গা ॥ হ্যাগ্‌ বাপ্‌ কৈল্‌ক্যাত্তিতার্‌ আয়্‌রটে মারা গ্যাসে। [রায়ট riot ইং]।

আয়ন মাশ্‌=[ম] — বি. অগ্রহায়ণ মাস ॥ [<আঘন<অগ্রহায়ণ+মাস]।

আয়র্‌ [কুম, নো]—বি. শব্দ ॥ তোমার লগে কয়েক্‌ আয়র্‌ কতা কৈতাম্‌ চাই। [<আখর<অক্ষর]।

২=[কুম]—বিণ. লাভ জনক ॥ আমাগো বাড়িত্‌ সাগল্‌ পালন্‌ আয়র্‌ না। [<আয়ের]।

আয়ল্‌=[ন]—বি. আক্কেল ॥

আয়া=[কুম] — বিণ. অবিকল ॥ ঐ ব্যাডাডা আয়া কবিরের মতন্‌।

আয়া যায়া=[সি] — বিণ. নির্ধাত ॥ লোকটা আয়াযায়া মিস্যা মাতে।

আয়া দায়া=[সি] — বিণ. নিশ্চিত, প্রত্যক্ষ, বাস্তব, স্পষ্ট, সঠিক, হুবহু ॥ আয়াদায়া কতাডা অশ্‌শিহার্‌ কর্‌ ক্যা ?

আয়াদ্‌দি=[ম]—বি. পরমায়ু ॥ মাথার্‌ চু'লের শমান্‌ তোমার্‌ আয়াদ্‌দি হোক্‌। [<আয়ু দিন]।

আয়াম্‌বায়ান্‌=[রং]—বি. সব কিছু, আদি অন্ত ॥ [আয়ান অনু:+বয়ান (=বর্ণনা) بيان আং]।

আয়ার্‌খা=[চট্ট]—বি. জামা ॥ গায়ের্‌ আয়ার্‌খা কৈ ? [আংরাখা=আঙরাখা <অঙ্গরক্ষক সং]।

আয়ালা=[ম]—বিণ. যে অল্পে তুষ্ট নয় ॥

পোলাডা খুব আয়ালা।

আয়ালাম্=[ম]—বি. আকাঙ্ক্ষা, খায়েশ না মিটার অবস্থা॥ আপনার কৈরা এতুতগুলি বাত লৈলা, অহন্ খাইতা না ক্যা ?

আয়ালি=[রং]—বি. সাহস॥

আয়াশ্=[খু]—বি. আকাশ॥ [<আকাশ]।

২=[পা, রা]—বি. বিশ্রাম॥ [<আয়েশ; 'আয়শ عيش আ:]।

৩=[রা, ফ]—বিণ. সহজ, অক্লেশ॥ [পূর্বে দেখ]।

আয়াশ্ উডা=[ঢা]—ক্রি. মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া, আরাম শূন্য হওয়া॥ ব্যারামিডার আয়াশ্ উড্‌সে। [দেখ আয়াশ্$_2$ +উঠা]।

আয়িদা=[সি]—বি. মৌসুম॥

আয়ুত্=[খু]—বি. জিদ, কান্না॥ খাওয়ার্ লাগি পোয়াটা আয়ুত্ ধর্‌সে।

আয়ে=[খু]—বি. এয়ো॥ [<আইহো <অবিধবা]।

আয়েত্=[ঢা]—বি. হায়াৎ, আয়ু॥ আয়েত্ থাকৃতে মৌত্ নাই।[<হায়াৎ, হয়াত حيات আ:]।

আয়েত্ত=[খু]—বি. দখল॥ [<আয়ত্ত]।

আয়েন্=[খু]—বি. সময়, আমল॥ এখন শিত্তির আয়েন্। [<আয়্যাম ايام আ: يوم য়ওম শব্দের বহুব.]।

আয়েব্=[ম]—বি. অসুবিধা॥ থাকৃলে আয়েবে পর্‌তা না। ['আয়ব عيب আ:]।

আয়েব্ ধরা=[কুম]—ক্রি. দোষ বা ত্রুটি ধরা॥ এ্যাত আয়েব্ দর্‌লে চ'লে না। [দেখ আয়েব্+ধরা]।

আয়েম্=[পা]—বি. এক, প্রথম॥ [মকুম يلم ফা.]।

২=[কুম]—বি. ভাগ্য, বিধিলিপি॥ তার আয়েম্ ভালা না। [দেখ আয়েন্]।

৩=[দা]—বি. সময়॥ 'আয়েম্ যদি মনদ হয়, দুর্‌বা খ্যাতে বাগের বয়' —প্রবাদ। [পূর্বে দেখ]।

আয়ের্ খা=[চট্ট]—বি. গায়ের জামা॥ [দেখ আয়ার্ খা]।

আয়েলে=[কু]—বিণ. উপযুক্ত, প্রচুর॥ বর ল্যাপ্ চ'াইর্ যুনের্ আয়েলেই। [<আহল اهل আ:= উপযুক্ত]।

আয়েল্=[কু]—বি. অন্তঃকরণ, গোপন অবস্থা॥ তার আয়েলের খবর্ আমি কি যানি? [<আহ্‌বাল; আ: হাল حال (=অবস্থা) শব্দের বহুব.]।

আয়ো=[কুম]—বিণ. যাহার স্বামী বর্তমান॥ আয়ো মাইয়ার আত্ খালি ক্যারে? [<আইহো<অবিধবা]।

আয়োঁদ্ টায়োদ্=[নো]—বি. আমোদস্ফূর্তি॥ খাই লৈ আয়োঁদ্ টায়োঁদ্ কর॥ [<আমোদ্ +টামোদ্ অনু:]।

আয়োর্ কাইল্=[চট্ট]—বি. আগামী কল্য॥ আয়োর্ কাইল্ আঁই যাইয়ম্! [< আইয়ের কাল < আসে কাল= আগামী কাল]।

আয়োহ্=[বা]—অব্য. জী হাঁ॥ আয়োহ্ আই যামু। [ওহাঁ]।

আয়্=[চট্ট]—অব্য. হাঁ (অনুমতি সূচক)॥ [<হাঁ]।

২=[চট্ট]—অব্য. হায়॥ আয়, কি গৈর্ ন্যায্? [<হায়]।

আয়্ অ=[নো]—অব্য. হাঁ॥ আয়্ অ, বাত্ খাইসি। [<হাঁগো]।

আয়্ অতিত্=[ঢা]—বি. মেহমান॥ আল্লার দিনে আমাগো আয়্ অতিত্ বেশি। [আয় অনু:+অতিথি]।

আয়্ আ=[কুম]—অব্য. হাঁ॥ [<হা গা]।

আয়্ আড়ো=[রা]—বিণ. অনায়াস লভ্য॥

আয়্ আপ্ না=[ঢা]—বিণ. আপন-জন॥ আয়্ আপ্‌না মানুশ ঐয়া হ্যায় এ্যামন্ কাম্‌ডা কর্‌ল? [আয় অনু:+আপনা]।

আয়্ ও=[কুম, নো]—অব্য. হাঁ॥ আয়্ ও, আইহ্ যামু। [দেখ আয়্ অ]।

আয়্ ওপায়্=[ঢা]—বি. আয় উন্নতি॥ তোমার্ শংশারে কোন আয়্ ওপায়্ নাই। [<আয়+উপায়]।

আয়্ গর্=[ব]—বি. অতিথি॥ আয়-গরের্ যত্ন কৈরো।

আয়্ যায়্=[ফ]—বি. সঞ্চয়, উন্নতি॥ যামাইডার্ আয়্ যায় বালাঐ। [আয় (=অর্থাগম)+জায় (হিসাব অর্থে)]।

আয়্ ডাকায়্ ডা=[রং]—বিণ. কম-বেশী, শিথিল॥

আয়্ না=[ম]—বি. দুর্গন্ধ, পচা বা বাসি গন্ধ॥ বাতে আয়্ না উঠ্‌সে। [দেখ আনানো]।

আয়্ না কাঁহৈ=[ম, ঢা, কুম, সি]—বি. আয়না ও চিরুনি॥ [দেখ আনাকাঁই]।

আয়না শাজা=[রা, ফ]—ক্রি. বেশভূষা ও কেশ বিন্যাস করা॥ [মূলার্থ আয়না দেখিয়া সজ্জিত হওয়া]।

আয়্ পায়্=[ম, সি]—বি. আশ পাশ॥ আয়্ পায়্ থিকা কিসু খরি আন্। [<আহে পাহে<আশে পাশে]।

আয়্ বরাতি=[ব]—বি. এয়োগিরি, বিবাহের দিন বর বা কনেকে গোসল করাইবার কাজ॥ মামি এ্যাহন্ আয়-বরাতি করা খায়। [<আইহো<অবি-ধবা=এয়ো+বরাতি<বরযাত্রী]।

আয়্ বাদ্=[ফ]—বি. দণ্ড, জরিমানা॥ পাচ্'ট্যাহা আয়্ বাদ্ দেওন্ লাগ্‌ব।

আয়্ বায়্=[সি]—ক্রি. বিণ. অন্য-দিকে॥ তুমি আয়্ বায়্ কৈ গেসিলা? [<ঐ+বায়<বাগে=দিকে]।

আয়্ য়ো=[পা]—বি. যে স্ত্রীলোক বিবাহের গোসল করায়, এয়ো॥ [আয়য়ো=এয়ো <অবিধবা]।

আয়্ রা=[ম]—বিণ. যাহারা অকাজে ঘুরা ফেরা করে॥ আয়রা মাইন্‌শেই চু'রি ডাকাতি করে। [<আওয়ারা, আবারহ্ آواره ফা.]।

আয়্ রি=[ম]—বি. আড়ম্বর॥ আয়রি খরি বলে খুব্। [<আড়ম্বর]।

আয়্ লা=[রং]—বি. উৎসাহ, অতিশয়॥

২=[ম]—বি. আগুন রাখিবার পাত্র ॥

আর্‌লা ছুটা=[রং]—ক্রি. অতিশয় উল্লাসিত হইয়া আসা ॥

আর্‌শা=[পা. ব]—বিণ. আয়নাযুক্ত ॥ [আয়+সা]।

আরং=[ফ]—বি. ঘোড়দৌড়ের মাঠ ॥ [<আড়ং<আড়ঙ্গ]।

২=[ম]—বি. দরজার লম্বা খিল ॥ আরং লাগাইয়া গুম্‌ দ্যাও। [<আগড় <অর্গল]।

৩=[ম]—বি. কচ্ছপ ॥ বর্‌শিতে এক্‌টা আরং দর্‌সে।

৪=[কুম]—বি. ভোরের বাজার ॥ আরং থাইক্যা মাস্‌ আন্‌যু। [<আড়ং <আড়ঙ্গ]।

৫=[ম]—বি. মেলা ॥ আমি আইয়্‌ আরং দ্যাখ্‌তাম্‌ যাইয়াম্‌।

৬=[ম]—বি. ষাঁড়ের লড়াই ॥ মাডে আরং দ্যাখ্‌তাম্‌ যাই।

আরংগ=[কুম]—বি. ছোট বাজার ॥ [দেখ আরং$_4$]।

আরংগি=[চা]—বি. বড় টানা পাখা ॥ গ্যারামের্‌ অনেক্‌ দনি মাইন্‌শের বাইত্‌ আরংগি আসে। [<আওরংগ اورنگ ফা.+ই প্র.=বাদশাহী]।

আরং যমা=[ম]—ক্রি. বর্ষাকালে বাইচের জন্য অনেক নৌকার একত্রে সমাবেশ হওয়া ॥ কেল্‌লার খালে এইবার্‌ যোর্‌ কৈর্‌য়া আরং যব্‌সে। [<আড়ঙ্গ +জমা; জম'আ جمع আং.]।

আরংসারা=[ম]—বিণ. যাহা বাজারে সুলভ নয়, অপ্রচলিত, অসামাজিক ॥ এইডা এ্যাক্‌টা আরংসারা কথা। [দেখ আরং+ছাড়া]।

আরক্‌=[ম]—বি. হাড় ॥ মরার্‌ আরক্‌ হিয়ালে খায়। [হাড়্‌+ক]।

আরক্কান=[চট্ট]—ক্রি. বিণ. অন্যত্র ॥ আঁই আরক্কান্‌ যাইয়ম্‌। [<আর এক খানে; আর+এক+খান+এ]।

আরখ্‌খতা=[সি]—বি. অন্য কথা, ভিন্ন আলোচনা ॥ আেমাগ্‌ লগে আমার্‌ আরখ্‌খতা আসে। [<আর+এক+কথা]।

আরগ্‌গু=[সি]—বিণ. আরো একটা আমারে আরগ্‌গু আম্‌ দ্যাও। [আর এক+গো=টা, হিং গো; আর ও একটা]।

আরগুলা=[কুম, নো]—বি. আগাছা ॥

আরত্‌=[নো]—বি. স্ত্রী, আওরত ॥ আরতে কৈ দিসে হিতে বারিত্‌ নাই। [<'আউরত্‌ عورت আং; প্রয়োগে উর্দু]।

২=[কুম]—বি. বেচাকেনার কেন্দ্র ॥ দানের্‌ আরত্‌। [<আড়ত্‌<আড়ৎ< আঢ়ৎ হিং]।

আরন্‌=[চা, ম, কুম, সি]—ক্রি. হারা, পরাজিত হওয়া ॥ আয়্‌গুয়া খেইলে আইরা গেসি। [<হারন; √হার+ অন প্র.]।

আরম্‌=[সি]—বি. বেড়া আটকাইবার উপকরণ বিশেষ ॥ আরম্‌ সুইইট্যা তুফানে ব্যারা পৈরা গেল্‌।

আরম্‌পট্টি=[রা]—বি. বাবুয়ানা, বিলাসিতা, ফুটানি ॥ [<আরাম آرام ফা.+পট্টি]।

২=[রা]—বি. পরিপাটি ॥ [পূর্বে দেখ]।

আরর্‌ কলাই=[ম]—বি. অড়হর ডাল ॥ আরর্‌ কলাই আগুন্‌ মাশে পাহে। [<অড়হর কলাই]।

আরল্‌=[ম, চা]—বি. অড়হর ॥

২=[ম, চা]—বি. টিক্‌টিকি ॥

আরলুসৈঁ=[চট্ট]—বি. অড়হর ডাল ॥ [<অড়হর ছুঁই; ছুঁই<ছিমি<শিম্বী]।

আরশ্‌=[রা]—বি. জা ॥ বড় আরশ্‌ ॥ [<'উরূস عروس আং=নব বধূ]।

আরা=[খু, ম, বা, চা, সি]—বি. বেটে হাঁড়ি বিশেষ ॥ মরুচ' গুর্‌ আরাত্‌ থাকে। [<হাঁড়া]।

২=[চা]—বি. অণ্ডকোষ ॥ [<আড়া <অণ্ড]।

৩=[ম]—বি. ১·৬০ একর পরিমাণ ॥ আমার্‌ তিন্‌ আরা যমিন্‌ আসে।

৪=[ক]—বি. রাখাল ॥ আদুমানে আরা উঠ্‌সে। [<আড়া]।

৫=[ম]—বি. কড়াই, লোহার তৈরী পাত্র বিশেষ ॥

৬=[পা]—বি. প্রস্থের মাপ ॥ গরুটা আরায় কয়্‌ আত্‌? [<আড়]।

৭=[কুম]—বি. জঙ্গল ॥ আরায় হিয়াল্‌ থাহে। [<আড়া=নদী বা পুকুরের পাড়ের জঙ্গল]।

৮=[ম]—বি. ডেক্‌চি, তাম্র নির্মিত প্রকাণ্ড পাত্র ॥ [দেখ আরা]।

৯=[ক, চা]—বি. ছোট পুকুর ॥ আরার্‌ পানি বালা না।

১০=[রা]—বি. গোশকটের চাকার কাঠ ॥ [<আরা হিং<অর সং]।

১১=[ফ]—বি. আড়, কাপড় রৌদ্রে দেওয়ার বাঁশ ॥ আরার্‌ উপর্‌ কাপর্‌ডা রৌদ্‌ দে। [দেখ আরা$_{10}$]।

১২=[চা]—বি. ঘরের বর্গা ॥ গরে হনুদরি কাডের্‌ আরা লাগাইসি। [<আড়া]।

১৩=[চট্ট]—বি. ভাত খোয়া বা অন্য কিছু হইতে বহির্গত ক্ষুদ্রকণা ॥

১৪=[বা]—বি. পাঁচসেরী পাথর ॥

১৫=[বা]—বি. বাঁশঝাড় ॥ আরাত্‌ থাইকা এক্‌টা বাশ্‌ কাইটে আন্‌।

আরাইগরাইন্না=[ম]—বিণ. প্রস্থের দিক ক্রমশঃ ঢালু ॥ গাং কূলের পত্‌ যবর্‌ আরাইগরাইন্না। [দেখ আড়$_1$+আই প্র.+গড়া+ইনা প্র.; মূলার্থ যাহা আড়ের দিকে গড়ায়]।

আরাইগেচি'=[ক]—বি. এক প্রকার ঘাস ॥ আরাই গেচি'তে দান্‌ নষ্ট করে। [<আড়াইগজী কিংবা আড়াইগাছি]।

আরাইঙা=[ম]—বি. গাছ হইতে ফল পাড়িবার বাঁশের কাঠি বা লাঠি ॥ আড়াইঙা মাইরা আম্‌ পারন্‌ ঠিক্‌ না। [<আড়া+ইঙা প্র.]।

আরাইবুড়ি=[কুম]—বি. বাজী ॥ আড়াইবুড়ি দৈয়া কিসু খাজন্‌ ঠিক্‌না। [<হারি জিত+ই প্র.]।

আরাইমারাই=[চট্ট]—অস. ক্রি হারাইয়া ফেলিয়া, নিজের সর্বনাশ করিয়া ॥ ট্যারা পৈশা আরাইমারাই

হিতে কৈরা হৈ গেইয়ে। [<হারাই =হারাইয়া+মারাই অনুঃ]।

আরাইয়া=[কুম]—বি. পাখি ধরিবার ফাঁদ বিশেষ ॥

আরাইয়া যাওয়া=[ফ]—ক্রি. বিগড়াইয়া যাওয়া ॥ [দেখ আড়্; নাম ধাতু]।

আরাইল্=[ফ]—বি. গোশালা ॥ গরুডা আরাইলে বান্দ।

২=[ম]—বি. এক প্রকার ধারালো ঘাস ॥ শৈনুলে আরাইল্ লাগ্‌লে গা অয়।

৩=[চট]—বি. আড়াল, মোরগ ছাগল বা কাঠ রাখিবার ঘর ॥ আরাইলত্ হাপ্ ঢুকিযে। [আড়াল+ই প্র.]।

আরাইল্লা=[কুম]—বি. এঁটেল মাটি ॥ আরাইল্লা মাডির ইডা খুব্ শক্ত। [<অঁটালো, এঁটেল]।

আরাইশ্=[ঢা]—বি. এক প্রকার লৌহাস্ত্র ॥ গর্ বানাইতে আরাইশ্ লাগে। [দেখ আরাক্‌শি]

আরাইস্‌সা=[চট]—বিণ· চঞ্চল, রাগী ॥ হিতে বর আরাইস্‌সা গাউর্ (=লোক)। [<আড়া=বাঁকা+ইচ্ছা]।

আরাউদ্‌দিশ্=[ম]—বিণ. নিখোঁজ ॥ পুলাডা কুনহানে আরাউদ্দিশ ঐয়া গ্যাসে। [<হারা উদ্দেশ]।

আরাউল্লা=[কুম, ঢা]—বি. বিবাহের দুইদিন পর কন্যা ও বন্ধুবান্ধব সহ বরের শ্বশুর বাড়ী আগমন ও আমোদ স্ফূর্তি করিবার অনুষ্ঠান ॥

আরাংগি=[পা, রা]—বি. উল্কা ॥ রাইতে আকাশে আরাংগি চ'লে। [আওরঙ্গ اورنگ ফা.=তখ্‌ত, সিংহাসন+ই স্বার্থে]।

২=[ঢা]—বি. বাঁশ ও তাল পাতার তৈরী ছাতা বিশেষ ॥ 'আরাংগি মাতায় দিয়া পতে মেলা দিল'—গ্রাম্য গান। [<আড়ানি<আড়+আনি প্র.; কিংবা আওরঙ্গী ফা.=বাদ্‌শাহী। সে কালে সম্ভ্রান্ত ব্যক্তিরাই ছত্র ধারণ করিতেন; তুং ছত্রপাত]।

আরাকৃখাল্যা=[ঢা]—বিণ. রক্ষকহীন ॥ আরাকৃখাল্যা গরু খেতৃ খাইতাসে। [<আ+রাখাল+ইয়া প্র.]।

আরাকৃযান্=[পা]—বি. বাড়ীর কর্তা, স্বামী, গৃহস্বামী (মেয়েরা স্বামীর নামের বদলে ব্যবহার করে) ॥ আমাগো আরাকৃযান্ বারিত্ নাই। [<আর+এক+জন]।

আরাক্‌শি=[চট]—বি. করাত ॥ মিস্ত্রিরিরা আরাক্‌শি দি গাদ্ ফারে। [<আরাকশ্ ارکش ফা.=করাতিয়া]

আরাখেচ'া=[ন]—ক্রি. রামধনু উঠা ॥ পুব্ আশ্‌মানে আইয়্ আরা খেচ্'সে। [দেখ আরা$_8$+খেচা<খাঁচনা হিং=বাহির করা]।

আরাগ্‌দিন্=[পা]—ক্রি.বিণ. কয়েকদিন আগে ॥ আমি আরাগুদিন্ গেসিলাম্। [<আর+এক দিন (অন্য দিন অর্থে)]।

২=[ঢা, রং]—ক্রি. বিণ. আগামী অন্য কোন দিন ॥ আমি আরাগুদিন্ যাবু। [পূর্বে দেখ]।

আরাঙ্গি=[ঢা]—বি. কাল্পনিক দূষিত বায়ু বিশেষ (সংস্কার আছে যে এই বায়ু যে বাড়ির উপর দিয়া যায় সেই বাড়ির উন্নতি হয় না) ॥ হোন, পুন্ পুন্ কৈরা আরাঙিডা যাইতাসে।

আরাচ'ারা=[ঢা]—বি. হাড় মাংস ॥ তর্ দেহি এক্ কেলে আরাচ'ারা বাইর্ ঐয়া গেসে। [<হাড়+আ প্র.+চারা অনুঃ]।

আরাজারা=[রা]—বিণ. যে স্ত্রীলোকের সন্তান নাই ॥ আট্‌খুড়া জামাই আর্ আরাজারা বৌ।

আরাধারা=[ঢা]—বি. অত্যন্ত কাহিল ॥ আমরা ঠবৈ খাইতে খাইতে এক্‌কেরে আরাধারা। [অনু.]।

আরাবিতি=[ঢা, ম]—বিণ. প্রতিযোগিতা মূলক ॥ আইয়্ দুই পারার্ বৈদ্‌দে আরাবিতি কাবাডি খেইল্ লাগ্‌সে। [<হারা জিতি>হারজিত+ই প্র.]।

আরাব্‌পারাব্=[সি]—বি. হড়াহড়ি ॥ ব্যাডা আরায়্‌পারায়্ লাগাইসে। [অনু.]।

আরাটিয়া=[বা]—বিণ. হাভাতে, যে কোন দিন খায় নাই ॥ আরাটিয়ার মতন্ খাল্ ক্যা?

আরাডি=[ম]—বিণ. পৈত্রিক ॥ আরাডি বিড়া গাইরা কৈ যাইবায়্?

আরাডেইয্যা=[চট]—বিণ. অর্ধ সম্পন্ন, বিশৃঙ্খলভাবে সম্পন্ন ॥ কাম আরাডেইয্যা ফেলি কন্‌ডে গেইলি?

আরাত্=[রা]—বি. ফরমাইশ, আদেশ ॥

২=[রং]—বি. খেদমত ॥

আরাদ্‌করা=[রা]—ক্রি. কোন কিছু আনিতে বলা ॥ [<আরাধনা]।

আরানি=[রা]—বি. মশারী ॥ আরানি টানিয়ে শো।

২=[রা]—বি. বড় ছাতা বা পাখা ॥ [<আড়ানি<আড়+আনি প্র.]।

৩=[ঢা]—বি. হয়রানি ॥ আমার যেবেত্তে ট্যাহা আরানি গ্যাসে।

আরানো=[চট]—ক্রি. কাজের ফরমাইশ বা নির্দেশ দেওয়া, কাজ দেখাইয়া দেওয়া ॥ চ'াকরে কি ন আরাইলে কাম্ করে?

২=[ম]—ক্রি. এড়াইয়া চলা ॥ [<এড়ান]।

৩=[ঢা, কুম, ম, সি, খু]—ক্রি. হারাইয়া যাওয়া ॥ সাগলডা আরাইয়া গ্যাসে। [<হারানো; √হার+আনো প্র.]।

আরান্=[রং]—বি. হুকুম ॥ [Warrant ইং]

২=[সি]—ক্রি. বাঁকা করা ॥ আরাইয়া বেত্ কার্‌লে কাম্ ঐব না। [<আড় (বাঁকা)+আন প্র.]।

৩=[ঢা]—বিণ. অন্য, অপর ॥ আরান্ বসর্ এই বাসিন্‌ডাত্ খুব পাছু ঐত। [<আর অন্য]।

আরান্দা=[ঢা]—বিণ. যাহা রান্না হয় নাই ॥ আরান্দা বাস্ আবার্ কেমুনে খায়? [আ=(না অর্থে)+রাঁধা]।

আরান্দুইন্দা=[চট]—বিণ. যাহা পাক করা হয় নাই ॥ আরান্দুইন্দা

মাস্ খাওন্ ন যায়। [<আ+রাদ্ধুনে; আ (=না)+রন্ধন+ইয়া প্র.]।

আরাবাইত্যা=[ম, চা, পা]—বিণ. লক্ষ্মীছাড়া ॥ এই আরাবাইত্যা পোলার কতা আর্ কৈস্ না। [<হাড় হাভাতিয়া; হাড়+হা+ভাত+ইয়া প্র.]।

আরাবাত্তিয়া=[ম]—বিণ. যে খাওয়ার জন্য পাগল ॥ 'আবাবাততিয়া দেশেন কাউয়া যেতাই দেহে হেইতাই পাক্ হা ডেউয়া' (অর্থাৎ যাহা দেখে তাহাকেই পাকা ফল মনে করে)—প্রবাদ। [দেখ আবাবাইত্যা]।

২=[পা]—বিণ. ভবঘুরে, নিকর্মা, অলস ॥

আরামু=[রা]—বি. মাচা ॥

আরাম্=[ফ]—বি. ঘর তৈরী বা মেরামতের সময় ব্যবহৃত মাঁচা বা চাঙ্গ ॥

আরাম্শরিল্=[দি]—বি. সুস্থ শরীর ॥ তার্ বেটা সাওয়া আরাম্ শরিলে আছে। [<আরাম آرام ফা. (সুস্থ)+শরীর]।

আরালা=[চট]—বিণ. আকাঁড়া, আছাঁটা ॥ আরালা চৈলবাতে উপ্কার্ বেশি। [দেখ আড়লা; আড়<অড্ট প্রাঃ <অর্ধ সং+লা প্র.]।

আরালি=[য, খু]—বি. বন বিশেষ ॥ [দেখ আড়ালি]।

২=[চা, ফ]—বি. ধারযুক্ত আগাছা বিশেষ ॥ আরালিতে শরিল্ কাইট্যা যায়।

আরালে=[খু]—বিণ. কাঁচির ন্যায় দাঁত যুক্ত, ভাঙাভাঙা ॥ দাখানা আরালে হৈয়া গেসে।

আরাল্=[ফ]—বি. ঘর বাঁধিবার জায়গা ॥

২=[চা]—বি. বাড়ির যেখানে দিনের বেলায় গরু বাঁধা থাকে ॥ আরালে গরুরে গাস্ দে।

আরাল্ দ্যাওয়া=[কুম]—ক্রি. ঠেলা দেওয়া ॥ কাঠটা আরাল্ দিয়া দস্।

আরাহিচ'ম্=[ম]—ক্রি. রামধনু উঠা ॥ ম্যাগের পরেই আরাহিচে'। [দেখ আরা খেচ']।

আরাহেডা=[কুম]—বিণ. আধ পেটা ॥ আরাহেডা খানা খাইয়া কয় দিন্ থাহা যায়? [<আধাপেটা, দেখ আড়া$_{6}$+পেট+আ প্র.]।

আরি=[সি]—বি. প্রতিবেশী ॥ আরিত্ বাত্ হৌখ, হতিত্ পুত্ হৌখ্।

২=[ম, রা দি]—বি. করাত ॥ আরি দ্যা তক্তা ফারে। [আ্যারী آری উর্দু =ছোট করাত্]।

৩=[সি]—অব্য. আর কি ॥ খাইলে খাবি আরি। [<আর কি]।

৪=[ম]—বি. ইচ্ছা ॥ খাইয়া আরি মিডে না।

৫=[ন]—বি. নির্দ্দিষ্ট সময় ॥ সয মাসের আরি দিলাম্।

৬=[ন]—অব্য. অন্তর, বাদে, পরে ॥ তিন্ দিনের আরি হে বাবিত্ আইসে।

৭=[ম]—বি. ছোট কলস ॥ এক আরি পানি আন্। [<হাঁড়ি<হাণ্ডি <হণ্ডী সং]।

৮=[চা]—বি. স্তন, পালান ॥ গাইয়ের আরিডা কত বর। [<হাঁড়ি]।

৯=[চা]—বি. মৌচাকে মধু থাকিবার স্থান ॥ এই বাহাডার আরি খুব্ বর। [<হাঁড়ি]।

১০=[ক]—বি. বেত তুলিতে ব্যবহৃত কাঠের তৈরী উপকরণ বিশেষ ॥ আরি সারা বেত তুলন্ কশ্ট।

১১=[চা]—বি. নৌকায় হাল ধরিবার জন্য ব্যবহৃত মাচা ॥ আরির্ উপর্ বৈয়া আইল্ দর্সে।

১২=[ম]—বি. আড্ডা ॥ ই বিলে মাসের আরি। [দেখ আরি$_{1}$]।

১৩=[ম]—বি. ছোট টুকরি ॥ এক্ আরি দান্ আন্। [<আড়ি<আঢ়ি]।

১৪=[ম]—বি. বাজি ॥ হে আমার্ লগে আরি দর্সে। [<আড়ি]।

১৫=[কুম]—অব্য. একি ॥ আরি! তুই কেম্নে এই কাম্ডা কর্লি? [<আরে]।

১৬=[বা]—বি. নৌকার পালের উপকরণ বিশেষ ॥

১৭=[কুম]—বি. পরিমাণ বিশেষ, ষোল কাঠা=দুইমণ ॥ [দেখ আড়ি]।

১৮=[সি]—বি. কচু বিশেষ ॥ আরি খচু'র পাতা খাওন্ যায়। [<আরবী اروی হিং]।

আরিঙামারা=[চা]—ক্রি. লগুড় বা দণ্ড ছুড়িয়া মারা ॥ আম্ গাসে আরিঙা মারিস্ না। [দেখ আড়াইঙা+মারা √মার্]।

আরিত্=[ম]—বিণ. দুর্বল ॥ মানুশ্টা বর আরিত্ হৈয়া পর্সে।

আরিত্ পরা=[চট]—ক্রি. কুলাইতে না পারা ॥ হিতে বেআক্কামে আরিত্ পরে। [হারি+ত (বিভক্তি)+পড়া]।

আরিদুরি=[ম]—ক্রি. বিণ. তন্ন তন্ন ॥ আরি দুরি কৈরা বিসরাও। [অনু.]।

আরিনি=[কুম]—বি. মাদী হাঁস ॥ আরিনি আন্ডা পারে।

আরিন্দা=[রা, পা]—বি. ঘটক, বিবাহের যোগাযোগকারী ॥ বিয়ার আরিন্দা আইচে। [আরিন্দহ্ آرنده ফা. আনয়নকারী, বহনকারী]।

২=[ম, কুম, সি]—বিণ. আগামী ॥ আরিন্দা কাইল্ বারিত্ যামু। [<আয়িন্দহ্ آینده ফা.]।

আরিন্দে=[য]—বি. মাছ ধরিবার জন্য বাঁশের শলাকার তৈরী ফাঁদ বিশেষ ॥

আরিপরি=[সি]—বি. প্রতিবেশী ॥ আরিপরির লগে খাইযা কৈর না। [<অড়শী পড়শী, অড়শী অনুঃ+পড়শী <প্রতিবেশী সং]।

আরিবংগ=[ম]—বি. পরিবর্তন ॥ [<আড়িভঙ্গ]।

আরিবাদ্=[রা]—বি. বিঘ্ন, বাধা ॥ [আড়ি+বাদ]।

আরি মারা=[কুম]—ক্রি. প্রচুর পরিমাণে পাওয়া ॥ এই বিয়ায় হে অনেক্ জিনিস্ আরি মার্সে। [<হাঁড়ি মারা]।

আরিয়া=[বা]—বি. অণ্ডকোষ ॥ [দেখ আড়া]।

২=[সি]—বি. পানি সেঁচার গর্ত বিশেষ ॥ আরিয়ার্ পানি শুকাই গেসে।

আরিয়াল্=[কুম]—বি. এক প্রকার গাছ ॥ আরিয়াল্ গাসের্ ফল্ খাওন্ যায়।

আরির্ খবর্=[সি]—বি. গোপন কথা, নাড়িনক্ষত্র ॥ তোমার আরির্ খবর্ আমার যানা আসে। [<হাঁড়ির খবর]।

আরিল্=[ম]—বি. ষাঁড় ॥ [<আঁড় <অণ্ড+ইল প্র.]।

আরিশ্=[ম]—বি. মলদ্বারের মাংস পেশী বিশেষ। [<অর্শ]।

আরুইল্=[চা]—বি. টিকটিকি ॥ আরুইলে মশা খায়। [দেখ আড়ল্]।

আরুগ্‌গা=[নো, চা]—বিণ. আরেকটা ॥ আমারে আরুগ্‌গা আম দেও। [<আর+এক+গা=টা ; হিং গো ; দেখ আরগ্‌গু]।

আরুম্ দারুম্=[চা, ম, কুম]—বি. মেঘের ঘনঘটা ॥ [অনু. ; হুড়ুম দুড়ুম]।

আরুয়া=[সি]—বিণ. বোকা ॥ [দেখ আড়ুয়া১]।

২=[নো]—বিণ. জারজ ॥

৩=[ফ, বা]—বি. এক সন্তানের পর বন্ধ্যাত্বের ভাব ॥ একটা সাওয়া হৈয়ে অর্ আরুয়া নাগ্‌সে।

৪=[সি] বিণ. হাড়যুক্ত, মাংসহীন ॥ [<হাড়+উয়া প্র.]।

আরুল্=[ম, কুম, সি]—বিণ. বোকা, মূর্খ, উদ্ধত ॥ এ্যাই নিয়া আরুলের লগে মাইত্‌ত না।

২=[ম]—বি. টিকটিকি ॥ [দেখ আড়ল্]।

আরুল্‌গদা=[সি]—বিণ. বোকা ॥ বৌডা এক্‌কেরে আরুল্‌গদা।

আরুশ্ উরুশ্=[চা]—বি. নড়াচড়ার শব্দ ॥ মাস্‌গুলা আরুশ্ উরুশ্ কৈ'র্‌তাসে। [অনু.]।

২=[ক]—ক্রি. বিণ. সশব্দে ॥ চো'র্‌ডারে আরুশ্ উরুশ্ মার্‌তাসে।

আরুস্=[ক]—বি. হিংসা, জেদ ॥ আরুস্ কৈরা বায়ে বায়ে পিরুথক্ ঐসে। [<বোধ ; আ (স্বার্থে)]।

আরেঙা=[কুম]—বি. এক প্রকার তরকারী, বিচুটি ॥

আরেডাক্‌কাইশ্=[চা]—অব্য. বাপরে বাপ ॥ আরে ডাক্‌কাইশ্‌রে হাপ্‌টা কি বব। [<আরে ডাকাইত]

আরে ডাক্‌কারে=[চা]—অব্য. বিস্ময় সূচক শব্দ ॥ আরে ডাক্‌কারে, কত্ তারা হাপ্। [<আরে ডাকাইত রে]

আরে তারে=[চা]—ক্রি. বিণ. অস্পষ্ট উক্তি। আরে তারে করিস্ না, ঠিক্ কৈরা ক। [অনু.]।

আরে পারে=[চা]—ক্রি. বিণ. পেট ভরিয়া ॥ এত্‌তি বেলা আরে পারে খাইয়া গেলি, অহ্‌নে খিদা লাইগ্যা গেল্ ? [অনু.]।

আরে বাব্‌বা=[রা]—অব্য. আশ্চর্যবোধক শব্দ ॥ আরে বাব্‌বা এটা আবার কি ? [<ওরে বাবা]।

আরেব্‌বাইশান্‌রে = [চা] — অব্য. আশ্চর্য বোধক শব্দ, আরে বাপরে ॥ আরে বাইশান্‌রে, কত্‌তারা মাস্।

আরে মাংশে=[সি]—ক্রি. বিণ. মানে ইজ্জতে ॥ দন্ (ধন) না থাক্‌লেও আরে মাংশে তারা বালা মানুষ। [<হাড়ে মাংসে]।

আরের্ পালং=[ম]—বি. হাড়ের তৈরী পালঙ্ক ॥ রাবারা আরের্ পালঙে শুয়। [<হাড়ের পালঙ্ক]।

আরৈ=[সি]—অব্য. বলিয়া ॥ আই আইসি আরৈ হে খুব্ খুশি ঐসে।

আরৈয়া=[ফ]—বি. পানিতে ধান কাটিবার জন্য কলসী বা কলাগাছ দ্বারা তৈরী ভেলা ॥

আরৈল্=[ম]—বি. আরশোলা, টিক্‌টিকি ॥ [দেখ আড়ল্]।

আরোইল্=[চা]—বি. আরশোলা ॥ আরোইল্ দেইখ্যা পোলাপানে ডরায়। [*আরহলী<আরশলী=আরসলা]।

আরোব্=[বা]—বি. উৎসব ॥

আরোয়া=[খু]—বি. পেট, অন্তঃকরণ ॥ [<আর রাহ ارراع আং ; অর্থের বিকৃতি]।

২=[ম]—বিণ. বেয়াড়া ॥ বেটা ইগু আরোয়া। [দেখ আড়ুয়া]।

আরোশ্ = [রা]—বি. বউ, স্ত্রী ॥ আরোশের লাগি শাড়ি কিন্‌তে হবে। ['আরূস عروس আং]।

আরৌয়া=[ক]—বিণ. আড়াআড়ি ॥ খ্যাতের মৈদ্‌দে দিয়া আরৌয়া পথ্ আসে। [<আড়+উয়া প্র.]।

২=[বা]—বিণ. শক্ত, কঠিন ॥ [<হাড়+উয়া প্র.]।

আর্=[চট্ট]—অব্য. পর ॥ হিতে হাম্বির্ হৈয়ে আর্ হিতা তুতে কিস্মু ন পাবি।

২=[ম]—বি. ভিজা পাট বা কাপড় শুকাইবার খুঁটি ॥ আরে পাট্ শুকাও। [<আড়]।

৩=[ম, কুম, চা]—বি. আষাঢ় ॥ আর্ মাশের আইয়্‌গ্যা সয় দিন। [<আষাঢ়]।

৪=[বা]—বি. রংধনু ॥ আশ্‌মানে আর্ উঠ্‌সে। [দেখ আরা]।

৫—[সি]— বিণ. বাঁকা। ই বাঁরিডা একটু আর্। [<আড়]।

৬=[চা]—বি. ইক্ষু পেষার স্থান ॥

৭=[ম]—বি. হাড়, অস্থি ॥ [<হাড়]।

৮=[সি]—বি. মতবিরোধ, পার্থক্য ॥ তার্ লাখে আমার্ আর্ আসে। [<আড়ি]।

৯=[সি]—বি. হার, পরাজয় ॥ আমার আর্ ঐসে। [<হার<হারি]।

১০ = [সি, চা, কুম] — বি. অলঙ্কার বিশেষ ॥ গলাত্ দিমু সোনার আর্। [<হার]।

১১=[ব]=বি. শেষ ॥ [<সারা]।

১২=[চট্ট, কুম, চা]—বি. ষাঁড় ॥ আর্ গরু ॥ [<ষাঁড়]।

১৩=[রা]—বি. এক প্রকার লাঠি খেলা ॥ [<আড়ং]।

১৪=[ম]—বি. উপরের মাচা ॥ দরি গুলা আরের্ উপ্‌রে তুইল্যা থো। [<আড়া]।

আর্‌ওয়া= [খু]— বি. অকর্মা ॥

[দেখ আরোয়া]।

আর্‌করি=[চা]—বি. দরজার্ হুড়কা বা খিল ॥ [<আড়গড়ি=আড়গড়া <অগল]।

আর্‌কা=[চট্ট]—বি. আখড়া, সন্ন্যাসী বা ফকির দরবেশের আশ্রম ॥ ইতে খালি ফৈরার্ আর্‌কাত্ ঘুরে। [<আকৃড়া, আখ্‌ড়া ; বর্ণবিপর্যয় ; আখাড়া হিং <অক্ষবাট সং]।

আর্‌কাইয়া=[বা]—ক্রি. বিণ. শক্ত করিয়া ॥ গ্যালাশ্‌টা আর্‌কাইয়া দর্ ।[<আট্‌কাইয়া]।

আর্‌কাচি' = [কুম]—বি. রাত্রিতে ষ্টীমারের পথ নির্দেশক আলো ॥

আর্‌কাড়ান্=[নো]—ক্রি. শিশুদের হামাগুড়ি দিয়া চলা ॥ সুইট্‌কাডা আর্‌কাড়াইতে হারে ।

আর্‌কালা=[ম]—বিণ. অতি বধির ॥ বেটা এহাবারে আর্ কালা । [<হাড় +কালা]।

আর্‌কি=[নো, কুম]—বি. করলা, বন্য-তরকারী, কাঁকরোল ॥ আর্‌কি শব্ শময় বাযারে পাওয়া যায় না। [দেখ আড়্‌কি]।

২=[পা]—বি. কাঠ চিরিবার জন্য তৈরী মঞ্চ বিশেষ ॥ [আরাঙ্গী<আওরঙ্গ اورنگ ফা.+ঈ প্র.]।

আর্‌কোনা=[বা]—বিণ. কোনাকুনি ॥ বেড়াডা আর্‌কোনা কৈর‍্যা দর্ । [আড় +কোণ+আ প্র.]।

আর্‌গরা=[চা]—বি. ঘোড়ার গাড়ীর আড্ডা ॥ গারি অহন্ আর্‌গরাত্ আসে। [<আড়গড়া হিং<আড্ডা-ঘোড়া]।

আর্‌গাযা= [ম]—বিণ. ঘৃণাবোধশূন্য, অতি নোংরা ॥ [দেখ আড়্‌গাজা]।

আর্‌গাড়া=[চট্ট]—বিণ. বেড়া ॥ ঘরির চাইর্ দিগ্‌ত আর্‌গাড়া দেও । [দেখ আড়্‌গরা]।

আর্‌গিলা=[বা]—বি. লোভী বালক বালিকা ॥ আর্‌গিলার লাহান্ চা'ইয়া রৈস ক্যা ? [<হাড়াগলা]।

২=[কুম]—বি. সরীসৃপ বিশেষ ॥ পূর্বে দেখ]।

৩=[কুম]—বি. ঔষধের নাম বিশেষ ॥

৪=[ম]—বি. এক প্রকার পাখী ॥ দেখ্‌স আর্‌গিলাডা কত বর আর্ খাইসে ? [<হাড়গিলা]।

আর্‌গুয়া=[সি]—বিণ. যে কথা শোনে না । [<আড়গ<আটক+ উয়া প্র.]।

২=[সি]—বি. আড়াল ॥

আর্‌চ'লা=[ফ]—বি. খুব বড় টিনের ঘর ॥ [আট+চাল+আ প্র.]।

আর্‌চ'লাগর্=[কুম]—বি. চৌচালা ঘর ॥ দেখ আর্‌চ'লা+ঘর]।

আর্‌চৌখ = [সি]—বি. কুনজর ॥ লোক্‌টা খালি আর্‌চৌখে চ'য়। [<আড়=বাঁকা+চোখ=চক্ষু]।

আর্‌জানো=[রা]—ক্রি. রোপণ করা । [আরজা <আজ্জা <উবজ্জ প্রাং < উৎপাদ্য সং+আন প্র.]।

আর্‌জান্=[রা]—বি. আশা ॥ আহ্ বেচারির কত আর্‌জান্ ছিল। [আরযু آرزو ফা. কিংবা আরমান্ ارمان ফা.]।

আর্‌জুমান্‌দ=[রা]—বিণ. কুশ্রী চেহারা বিশিষ্ট ॥ তোর বেটিটা আর্‌জুমান্‌দ। [<আর্জমন্দ ارجمند ফা.=সম্মানিত ; অর্থের বিকৃতি]।

আর্‌যর্=[কুম, চা]—বি. ঘুষঘুষে জর ॥ স্যারাডা আর্‌যরে বুগ্‌তাসে। [<হাড়জর]।

আর্‌যা=[য]—বিণ. রোপিত ॥ এই গাস্‌টা আমার দাদার হাতের আর্‌যা। [<আজ্জা<উঅজ্জ প্রাং<উৎপাদ্য সং]।

আর্‌যাইল্= [ফ]— বি. আজরাইল, (বিশেষ অর্থ) দুষ্ট, শয়তান ॥ [<'আয্-রাঈ'ল عزرائيل আং=যম ; বর্ণবিপর্যয়]।

আর্‌যাম্‌পাত্তি=[ম]-বি. আসবাবপত্র ॥

আর্‌যালা=[চা কুম]—বি. অবৈধ সন্তান, পরগাছা ॥ [আর<আত <আত্ম+জনা=জনিত ; দেখ আতু-তালা ; আপজনা হিং]।

২=[ম, চা]—বি. দুষ্ট; পাজি ॥

আর্‌যালামি=[চা]— বি. দুষ্টামি ॥ আর্‌যালামি কর্‌লে মাইর্ খাবি। [<আরযল্ ارذل আং (অত্যন্তঘৃণ্য) +আমি প্র.]।

আর্‌যি=[ব]—ক্রি. বি. ফসল ফলান ॥

আর্‌যিলা=[ম]—বি. কাল গিরগিটি, কৃকলাস ॥ [<আন্‌জিলা<আঞ্জিনেয়]।

আর্‌যুইন্ন্যাখাউরি=[ম]-বি. বেআক্কেল ॥ আহ্ আর্‌যুইন্যাখাউরি কোন্ হানের। [মেয়েরা ব্যবহার করে]।

আর্‌যোট্=[পা]—বি. আঘাত, চোট, ঘা ॥ আর্‌যোট্ লাইগ্যা পাতিল্‌ডা ভাংগি গেসে। [<আর <আড়+ জোট<চোট=আঘাত]।

আর্‌ডন্=[ফ]—বি. দুধ দোহাইবার পাত্র বিশেষ ॥ [<বর্তন হিং]।

আর্‌তর্=[কুম, নো]—বি. ফোলার দরুণ বেদনা ॥ লোক্‌টার পায়ে আর্‌তর্ ঐসে।

আর্‌তি=[রং]—বি. আদেশ ॥ হামার্ আর্‌তি শোনেক্ না কেনে ? [আরতি <আরক্তি=অনুরক্তি]।

আর্‌দেশ্=[ম]—বি. আদেশ ॥ কার আর্‌দেশে তুমি এই কাম্ কর্‌লা ? [<আদেশ ; আর্‌দাস হিং]।

আর্‌না=[ফ]—বিণ. পচা ॥ আর্‌না বাত্ খাইলে পেডে অশুক্ ঐব। [দেখ আনানো]।

আর্‌না আর্‌না করি খাওয়ান্=[ব]—ক্রি. পেট পুরিয়া খাওয়ান ॥ [<আর না =আর নহে]।

আর্‌পথে=[সি]—বি. অন্যপথে ॥ ব্যাডায় আর্‌পথে গেসে। [আর<আ-অর<অপর সং+পথে]।

আর্‌পাহাইল্‌লা=[পা]—বিণ. লক্ষ্মী ছাড়া ॥ আর্ পাহাইল্‌লা গেলে শব্ ট্যাহা উরাইয়া দিল্। [<আড়+পাগল +ইয়া প্র.]।

আর্‌ফলৈ=[ম]—বি. খুঁটির উপরে টেঁকি রাখিবার জন্য ব্যবহৃত কাঠি ॥ [<আড়ফলাই<আড়+ফলা+ই প্র.]।

আর্‌ফাতি=[ম]—বিণ. আরাফাত বা হজ্ব সম্বন্ধীয় ॥ তিনি আমার আর্‌ফাতি

বাই (=হাজী ভাই, হজ্জের সঙ্গী)। ['আরফাত عرفات আং+ই , আরফাত মক্কা শরীফ হইতে ১২ মাইল দূরে অবস্থিত প্রান্তর বিশেষ, হাজীগণ সেখানে সমবেত হন]।

আর্‌ফি=[কুম] বি. তরকারী বিশেষ॥ আর্‌ফি দিয়া তর্‌কারি রান্দ।

আর্‌বনাপ্‌=[সি]—বি. মতানৈক্য॥ বায়ে বায়ে আর্‌বনাপ্‌ বালা না। [<আনবনাও ; অনবন্‌ হিং]

আর্‌বা=[বা]—বি. প্রাণ ॥ এ্যাক্‌-কেরে আর্‌বা বাইর্‌ কৈরা হালাইসে। [দেখ আর্‌ওয়া]।

২=[ফ]—বি. রুচি॥ রোগ্‌ ভাইল্‌ খাইতে আর্‌বায় লয় না। [দেখ আর্‌ওয়া]।

আর্‌বাংগা=[কুম]—বি. এক প্রকার লতা॥ আর্‌বাংগার্‌ রস্‌ বাংগা আবে খুব উপ্‌কারি। [<হাড় ভাঙা]।

আর্‌বান্দা=[সি]—বি. ঘরের চালের রুয়া॥ [আড়+বাঁধা]।

আরবাদ্‌দি=[খু]—বি.গোঁ, জেদ॥ [দেখ আড়্‌বদি]।

আর্‌বান্‌=[চা]—বি. ঘরের আড়া ও চালের বাঁধ॥ আর্‌বান্‌ পোক্ত কৈরা দিও। [<আড় বান্ধ ; দেখ আর্‌বান্দা]।

আর্‌বায়্‌=[সি]—ক্রি. বিণ. অন্য দিকে॥ ব্যাডান্‌ আর্‌বায়্‌ গ্যাসেনি? [<আর বাগে]।

আর্‌বালা=[চা, কুম]—বি. অন্য সময়॥ আর্‌বালা তোমার্‌ লগে কতা কমু, অহনে যাও। [আর (অন্য)+বেলা (সময়) ; আর বেলা]।

আর্‌বাশি=[চা]—বি. বাঁশের বাঁশী বিশেষ॥ [<আড়+বাঁশী]।

আর্‌বাশ্‌=[চা]—বি. কবরে দেওয়ার বাঁশ॥ কবরের আর্‌বাশ্‌ শক্ত কৈরা দেও। [আড়+বাঁশ]।

আর্‌বি=[চা—বি. এক প্রকার কচু॥ [আর্‌বী اروى হিং]।

আর্‌মনি=[সি]—বি. হারমোনিয়াম॥ আর্‌মনি দি একটা গান্‌ ক। [দেখ আর্‌মুনি]।

২=[সি]—বি. কচুরীপানা॥

আর্‌মান ধান্‌=[খু]—বি. সাদা মোটা ধান বিশেষ॥ [<আমন<হেমন্ত< হৈমন্তিক+ধান]।

আর্‌মুয্‌=[চা, কুম]—বি. জামরুল॥

আর্‌রা=[ফ]—বি. কড়ি কাঠ॥ দালান্‌ তুল্‌তে আর্‌রা লাগে। [<আড়া]।

আর্‌র্যা=[দা]—বি. প্রবৃত্তি॥ তার্‌ মাইন্‌শের্‌ আর্‌র্যা না। [দেখ আর্‌ওয়া ; অর্থের বিকৃতি]।

আর্‌লানো=[সি]—ক্রি. উলট পালট করা॥ হখল্‌তা আর্‌লাইও না। [<আউলান]।

আর্‌শলৈ=[চা]—বি. টিক্‌টিকি॥ 'যাইস্‌নালো বু গঙার দারে, আর শলৈগে যুকার পারে'—গ্রাম্য ছড়া। [<আরশলা (তেলচোরা)]।

২=[ম]—বি. পোকা বিশেষ॥ [দেখ আড়্‌শলৈ]।

আর্‌হলৈ=[চা, কুম]—বি. টিক্‌টিকি॥ [দেখ আর্‌শলৈ]।

আর্‌হা=[বা]—বি. বেতের কাঁটা যুক্ত আগা॥

আর্‌হলি=[বা]—বি. ঢেঁকির পিছনের দিকে ব্যবহৃত মোটা কাঠি॥ [দেখ আড়্‌শলি]।

আর্‌হলৈ=[ম]—বি. ঢেঁকির পিছনের দিকে ব্যবহৃত কাষ্ঠখণ্ড॥ [দেখ আড়্‌শলি]।

আর্‌হোলি=[ফ]—বি. ঢেঁকির পিছনের দিকে ব্যবহৃত গাছের মোটা কাঠি॥ [দেখ আড়্‌শলি]।

আলংআলং=[ম]—বি. অবহেলা॥ আলং আলং কৈরা যিবন্‌ডা নষ্‌ট কৈর না। [অনু.]।

আলক্‌ করা=[দি]—ক্রি. উত্তোলন করা॥ ডাব্‌টা কত ভারি আছে, আলক্‌ কর্‌ দিকিন্‌।

২=[চট্ট]—ক্রি. পৃথক বা দূরে রাখা॥ কৌআপুড়ি আলক্‌ করি থো। [<আলগ <অলগ্ন সং ; আলগ হিং]।

আলগ্‌=[ম, চা, কুম]—বি. পৃথক্‌, আল্‌গা, তফাৎ॥ আমার কাসেতুনে এত আলগ্‌ থাহ ক্যা (ম)? [দেখ আলক্‌]

আলগ্‌ করা=[ফ]—ক্রি. উঁচু করা। [দেখ আলক্‌+করা]।

আলগ্‌ ধরা=[রা]—বি. ছোট ইঁদুর॥

আলগ্‌ চালাকি=[রা]—বি. ধাঁগড়ার ইন্ধন যোগান॥ কুট্‌নিডা আগি আলগ্‌চালাকি দেওয়ায় ঝকড়াডা এতোখানি বাড়্‌ছে। [দেখ আলগ্‌]।

আলট্‌=[চা, ম, ফ, সি]—বি. হালট, সরু রাস্তা, গোমহিষদির পথ॥ গাওর্‌ মৈদ্‌দে দিয়া আলট্‌ গেসে। [<হালবাট <হলবর্ত্ম সং]।

আলত্‌=[চট্ট]—বি. পুরুষাঙ্গ॥ [<আলত آلة আং]।

আলদ্‌=[ম]—বি. গোখরা সাপ॥ [<আলাদ<অলগর্দ্দ সং]।

আলদ্‌দ=[কুম, নো, চট্ট]—বি. আদর, কদর, সম্মান॥ তারা আমারে বহুত্‌ আলদ্‌দ কর্‌সে। [<আহ্‌লাদ+ইয় প্র.]।

আলন্‌বানি=[কুম]—বিণ. ননীর পুতুল॥ অত আলন্‌বানি ঐলে চ'ল্‌ত না কাইয্‌ কাম্‌ করন্‌ লাগব।

আলম্‌=[রং]—বি. ঝাণ্ডা, পতাকা॥ পাকিস্‌তানের আলমে চান্‌ তারা আছে। ['আলম علم আং]।

আলম্‌ঘর্‌=[কুম]—বি. বাংলা ঘর, বৈঠক খানা॥ আলম্‌ঘরে বয়্‌।

আলম্‌দা=[চা]—বি. সহজ॥ আমারে মারন্‌ এত আলম্‌দা না। [আমাদহ্‌ آماده ফা. =প্রস্তুত]।

আলা=[চা, ম,]—ক্রি. বিণ. এখন॥ আলা বাইত্‌ যা। [<এই বেলা]।

২=[রং]—বি. তামাক, সাদা পাতা॥ পানের শংগে আলা খাই।

৩=[সি]—বি. মাছ চলার ধারা বা পথ॥

৪=[ফ]—বিণ. বাসি॥ আলাখাড় গরুরে দে। [দেখ আলাইনা]।

৫=[সি]—বিণ. উৎকৃষ্ট॥ [<আ'লা

علی আঃ]।

৬=[পা]—বিণ. মিশ্রিত, ছড়ান ॥ আলা গুপারি। [<আঙিল প্রাঃ <আকুল সং]।

৭=[রা]—অব্য. যুক্ত ॥ ঝাকৃটিআলা মাথা (=বড় বড় চুল ওয়ালা মাথা)। [<ওয়ালা <বল সং প্রত্যয়]।

৮=[সি]—বি. পাটি বা জায়নামাযের চারিপার্শ্বে দেওয়ার জন্য তিনটি বেত দিয়া তৈরী উপকরণ বিশেষ ॥ নামাযের বিছনার আলা বাগে।

৯=[পা, ম, চা]—বিণ. হাতের মুঠা পরিমাণ ॥ এতক্ষনে কয় আলা দান্ কাট্যস ?

১০=[ম]—বিণ. সামান্য পরিমাণ ॥ এক্ আলা বিচালি আন্।

আলা আযর্=[চট্ট]—বি. অতি অলস ও শ্রমবিমুখ লোক, অজগর সাপের মত ধীরগামী ॥ এই আলাআযর্ ঘরর্ তুন বাইন্ ঐত ন। [বলা' بلا আঃ=বিপদ! আযার آزار ফা.= পীড়া কিংবা<অজগর]।

আলাই—[সি]—বি. মিষ্টান্ন ॥ আমরার্ বাযারে আলাই গর্ নাই। [<হালুয়াই <হল্‌বাই حلوائی আঃ]।

২=[রং]—বি. বাতি বা প্রদীপের কালি ॥

৩=[চট্ট]—বি. ওজন ॥

৪=[নং]—বি. রাত্রে আলোর দ্বারা মাছ ধরিবার প্রক্রিয়া ॥ আলাইতে বেশ্ মাছ্ পাওয়া যায়। [<আলোইএ প্রাঃ<আলোকিত সং]।

আলাই আস্‌রি=[রং]—বি. শ্রী, সৌন্দর্য ॥ [<আলোক শ্রী]।

আলাই করা=[চট্ট]—ক্রি. ওজন করা, আনুমানিক ওজন ও মূল্য নির্ধারণ করা ॥ পাল্লা আলাই করি চা, কদ্দূর্ শের্ ঐয়ে।

আলাইকরি মাল্=[চা]—বি. মিষ্টি ॥ গউলেরায় (=গ্রাম্য মেলা বিশেষ) আলাই করি মালে বৈর‍্যা গেসে। [<হালুই করি মাল ; দেখ আলাই]।

আলাইকর=[চা]—বি. মিষ্টি প্রস্তুত কারক ॥ আলাইকরের দোহানে মিশ্‌টি আন্‌তান যাই। [=<হালুইকর <হল্‌বা।حلوا আঃ+গর گر ফা. প্র.]

আলাইদ্‌দা=[সি]—বিণ. আচানক, অদ্ভুত ॥ [<আলাহিদা ; দেখ আল্‌ডা]।

২=[সি]—বিণ. আহ্লাদে, অত্যন্ত আদুরে ॥ আলাইদ্‌দা পুলা। [<আহ্লাদ +ইয়া প্র.]।

আলাইনা=[না]—বিণ. বাসি, গন্ধযুক্ত ॥ আলাইনা ভাত্ গরুক দে। [<আলাই <আউলিঅ প্রাঃ<আকুলিত সং+না প্র.=এলানো]।

আলাইপ্‌পা=[ম]—বিণ. প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলে যে ॥ মানুশটি বর আলাইপ্‌পা। [আলাপ+ইয়া প্র.]।

আলাই বালাই=[চা]—বি. রোগদুঃখ ॥ আলাই বালাই দূর্ কৈরা দেও খোদা। [<আলৈয়া-বলৈয়া হিং <বলা' بلا আঃ+আলাই অনুঃ]।

২=[নং, ম, দি]—অব্য. ষাট ষাট, আক্ষেপ সূচক শব্দ ॥ আলাই বালাই তুই উলা কথা কহিবা আশিস্ না (নং)।

৩=[দি]=ক্রি. বিণ. কোন বিষয় জানিয়া ও পুনরায় জানিবার আবদার ॥ জানিশ্ শুনিশ্ শবৈ তবু আলাই বালাই করিশ্ ক্যান্ ?

৪=[চা]—বি. চিহ্ন, খোঁজ ॥ চোরের কোন্ আলাই বালাই পাওয়া গেল্ না। [বলাই বলাই হিং ; অর্থের বিকৃতি]।

আলা উন্‌দা=[কুম]—ক্রি. বিণ. না জানিয়া শুনিয়া ॥ আলাউন্দা কেউর দোশ্ দিও না। [=এলো আনদা ; দেখ অনুন্দা]।

আলাও=[ম]—বিণ. আলোকিত ॥ গর্‌ডা আলাও কর। [দেখ আলাই]।

আলাংলা=[খু]—বিণ. লাঙল দিনে নাই এমন ॥ গরুটা আনাংলা। [আ= না+লাঙল+আ প্র.]।

২=[ফ]—বিণ. আনাড়ি ॥ আনাংলার মত কাম্ কৈর না। [পূর্বে দেখ]।

আলাকাঠি=[চট্ট]—বি. জলপূর্ণ নালা বা নয়ানজুলিতে বাঁধ দিয়া মাঝখানে অল্প পরিসর জায়গার সমস্ত পানি সেচন করিয়া ফেলিয়া দিলে যাতে উভয় পার্শ্ব হইতে মাছ লাফ দিয়া শুকনা জায়গায় পড়ে—ইহাই আলাকাঠি (নদীর চরে ও আলাকাঠি দিয়া মাছ ধরা হয়) ॥

আলাকালা=[ন]—বি. ফাজলামি, ইয়ার্কি ॥

আলাক্যা=[পা]—বি. একপ্রকার আঁটি ॥ আলাক্যা আটির সোন্ কত করা পাও? [দেখ আলা ১০+এক+ ইয়া প্র.]।

আলাক্=[ম, চা]—বিণ. কৃশ, হালকা, দুর্বল ॥ [হালকা]।

আলাগিয়া=[চা]—বিণ. সাময়িক, আলগা ॥ [<আলগা]।

আলাগোলা=[নং]—বি. সমালোচনা ॥ এই কয়ডা কতা নিয়া ক্যানে আলা-গোলা লাগাইচেন্? [<আলাগোলা কিংবা আলা<আলাপ+গোলা অনুঃ]।

আলা যাওয়া=[কু]—ক্রি. ক্লান্ত হইয়া পড়া ॥ লাঙল্ টান্‌তে টান্‌তে গরু আলেগেসে। [<আউলিঅ প্রাঃ< আকুলিত সং+যাওয়া]।

২=[খু, পা]—বিণ. নষ্ট বা নরম ॥ আলাযাওয়া বাত্ খাইস্ না।

আলাযালা=[ম]—বি. কুস্বপ্ন ॥ রাইতে বর আলাযালা দেহি। [অন. ; <আলাল ঝালা পা. বাং]।

আলাগিব্‌লা=[ন]—বি. আলুজিভ, উপজিহ্বা ॥ [<আলজিব<অলিজিহ্বা সং]।

আলাখিলা=[ম]—ক্রি বিণ. একটু খানি ॥ ইদের চান্ আলাখিলা দেখ্‌সি।

২=[ক, চা]—বিণ. ঝাপসা ॥ হাপ্‌টা আলাখিলার মত ইট্টু দেখ্‌লাম্।

আলাড়ি=[পা]—বিণ. সঙ্কীর্ণমনা, আদেখলা ॥ আলাড়ির মত কর ক্যানে? [=আনাড়ি]।

আলাভালা=[কু]—বি. চেংড়ামি, ইয়ার্কি, ফাজলামি ॥

আলাতুনি=[পা] -ক্রি. বিণ. আন্দাজী ॥ আলাতুনি আমাকে দেশ্ দিও না।

আলাতে ভাত্=[য]—বি. পচে নাই অথচ খাইবার অনুপযুক্ত ভাত ॥ আলাতেভাত্ গরুকে দেও। [আলাই <আউলিঅ প্রাং<আকুলিত সং+ইয়া প্র.+ভাত]।

আলাত্=[চট্ট]—বি. মোটা বস্তু ॥ আলাত্ দি নাওউয়া বান্দ।

আলাত্কালাত্=[খু]—বি. ইয়ার্কি ॥ যখন্ তখন্ আলাত্কালাত্ ঠিক্ না।

আলাত্কেঁয়র্=[রা]—বি. শাক বিশেষ ॥

আলা থাকা=[চট্ট]—ক্রি. নির্লিপ্ত থাকা, আলগা বা দূরে থাকা ॥ ঐ হগল্ ঝামেলাত্ তুন্ তুই আলা থাক্। [<আলগা থাকা, আলাদা থাকা কিংবা আ'লা اعلى (উচ্চতর) আং]।

আলাদান্=[দা]—বি. আলেয়া ॥ কালি রাতে পাতরে আলাদান্ দেখেছে। [<আলেয়া দানব]।

আলাদ্=[পা, রং]—বি. এক প্রকার বিষাক্ত সাপ ॥ [দেখ আলদ্]।

২=[বা]—বিণ. খুব তেজ ॥ দান্ বাড়ার গাছ্ খুব আলাদ্ আছে।

আলাদ্কুমার্=[পা]—বি. এক প্রকার ধান ॥

আলানি=[খু]—বিণ. বাসি ॥ আলানি ভাইত্ খাইস্ না। [দেখ আলাইনা]।

আলান্ত্যা=[বা]—বিণ. পচা, বাসি, নষ্ট ॥ আলান্ত্যা ভাত ফ্যালায়া দে। [দেখ আলানি]।

আলানো=[দা, ম]—ক্রি. যোগাইয়া দেওয়া ॥

২=[বা]—ক্রি. জল ফুটান ॥ [আল (আল ধাতু)+আন প্র.]।

৩=[ম, দা, বা]—ক্রি. নাড়িয়া চাড়িয়া দেওয়া ॥ ধান বানাব্ চাইল্ আলান্ দরকার ॥ [<হেলান]।

৪=[ফ]—আলানো ॥ আলন আলাও। [আলা < আলোক ; নামধাতু]।

৫=[পা, ন]—ক্রি. পড়িয়া যাওয়া, বাসি হওয়া ॥ বাত আলাইয়ে গেচে' ফেলি দাও। [=এলানো ; দেখ আলাইনা]।

৬=[কুম]—ক্রি. স্বেচ্ছায় ধরা দেওয়া ॥ আশার্ মাইয়া মেগের্ শয়য় মাস্ আলাইয়া টানে আছে।

৭=[কুম]—ক্রি. হেলানো ॥ গাস্ডা আলাইস্ না। [<হেলান]।

আলান্=[ম]—বি. অনুর্বর জমি ॥ বাউত্ গাস্ আলানে পালানে বারে।

২=[চা]—বি. ভাগাড় ॥

৩=[বা, খ]—বি. ফিরনি ॥ আলান্টা বাল পাক্ ঐসে। [দেখ আলবান্]।

আলান্ত্র=[রং]—বি. গৃহের খুঁটি ॥ [আ (স্থানে)+বন্ধন]।

আলান্দো=[রা]—বি. রান্নার হাড়ির কালি ॥ কাপড়ে আলান্দো ভৈর্ছে। [দেখ আলানদু]।

আলানধু=[দি]—বি. কালির দাগ ॥ কুপির আলানধুতে দেওয়ালটা কাল হৈ গেইচে। [দেখ আলানদু]।

আলান্বাড়ি=[রা]—বি. আউশ কাটিবার পর আমন বোনার জমি ॥ আলান্ বাড়িতে ধান্ হয়েছে।

আলাপাতা=[রা]—বি. পানের সঙ্গে খাওয়ার তামাক পাতা ॥

আলাপাত্=[দি]—বি. দেশী তামাকের পাতা ॥ আলাপাত্ খাইলে চকের্ যতি নষ্ট অয়। [দেখ আলা২+পাত <পাতা <পত্র সং]।

আলাপালা=[সি]—বিণ. আজেবাজে ॥ আলাপালা লোকের খতা হুনি না। [অনু:]।

আলাপ্=[কুম, সি]—বি. বিবাহের প্রস্তাব ॥ বিয়ার আলাপ্ আইসে। [আলাপ ; অর্থপ্র.]।

আলাপ্যোলাপ্=[চট্ট]—বি. সাড়া শব্দ ॥ অত রাইতত্ কন্ আলাপ্যোলাপ্ নাই। [<আলাপ+জোলাপ অনু:]।

আলাপ্ পাওয়া=[চা, বা]—ক্রি. টের পাওয়া ॥ আইব্ রাইতে চো'রের আলাপ্ পাইনি।

আলাপ্শালাপ্=[ম, চা, কুম, সি]—বি. গল্পগুজব, বিশ্রম্ভালাপ ॥ আলাপ্ শালাপে দিন্ গেল্। [আলাপ+সালাপ অনু: কিংবা<সংলাপ]।

আলাবাদি=[সি]—বিণ. ভবঘুরে, অসাবধানী ॥

আলাবালা=[খু]—বি. প্রকৃতি ॥ পোলাটার আলাবালা বালা না ॥

২=[ব]—বি. আবর্জনা ॥ আলাবালার বারি বরা।

৩=[চা]—ক্রি. বিণ. অবহেলা ॥ আলাবালা কৈরা পাইন্যাডা বাইঙা হালাইল্ ॥ [<অবহেলা]।

৪=[ম, চা]—বি. কৌতুক, ঠাট্টা-তামাশা ॥ রাগ্ কর ক্যা, আলাবালা কর্সি।

৫=[সি, কুম]—বি. দুষ্টামি ॥ তুই বর আলাবালা করস্।

আলাবোলা=[ম]—বিণ. সরল, নিরীহ ॥ আলাবোলার মতন্ বৈয়া রৈস ক্যা? [<আলাভোলা ; আন্‌বেনা হিং]।

আলাভুলো=[কু]—বি. আলেয়া ॥ [আলা<আলেয়া+ভুলো, ভুল]।

আলাভোলা=[য]—বিণ. ভাল ॥ [ভোলা <হ্বল=বিহ্বল+আলা অনু:]।

আলামশ্=[নং, রা]—বি. এক প্রকার ঔষধি ॥ তোর্ কাটা ঘায়ে আলামশের রশ্ দে।

আলামালা করা=[রা]—ক্রি. মেঘ মেঘ করা ॥ আজকের্ দিন্টা আলামালা কর্ছে।

আলামোত্=[রা]—বি. আকার, সাদৃশ্য, ছাওয়াটা বাপের্ আলামোত্ পায়েছে। [<'আলামত علامت আং]।

আলাম্=[কুম]—বি. চাদর ॥ বারে আলান্ গতর্ দেয়। [আলোয়ান]।

২=[চা]—অব্য. এখন ॥ আলাম্ বাইত্ যা। [আল্আন الآن আং]।

৪=[চা]—বিণ. তাবার ॥ আলাম্ দুইন্নাত্ এই বিনিশ্ পাইত্তি না। ['আলম < علم আং]।

আলাম্‌কুট্টি=[চট্ট]—বিণ. পৃথিবী পূজ্য ॥

আলম্‌গালাম্‌=[পা]—বি. আবোল তাবোল ॥ আলাম্‌ গালাম্‌ বাদ্‌ দেও। [<আলম গালম হিং]।

আলাম্‌ছু=[রং]—বি. পাকের ঘরের মাকড়সার জাল ॥ আলম্‌ছু শাফ্‌ কর।

আলাম্‌তারা=[কুম, ফ]—বি. বড় জামা (ব্যঙ্গার্থে) ॥ মৌলবি শাবের আলাম্‌ তারায় কয় গয্‌ কাপ্‌র লাগ্‌সে? [কুর্‌আন শরীফের সুরা ফীলের আরম্ভ, অর্থ তুমি কি দেখ নাই]।

আলাম্‌=[ম]—বি. অপেক্ষা ॥ অহন্‌ আর্‌ আলাম কৈরা লাব্‌ কি? [<হেলা]।

আলায়্‌মালায়্‌=[ব]—বি. দিনের বেলায় ॥ আলায় মালায় শংশারি কাম্‌। [<আলোয়=আলোতে+মালায় অনু:]।

আলালাযি=[ম]—বি. সনীহ, দ্বিধা ॥ হাচ'া কতা কৈয়া কালাইবি, আলালাযি করিস্‌ না।

আলালিযোলালি=[চট্ট]—বি. সেবা ॥

আলালেব্‌রি=[পা]—বিণ. তোতলা ॥ মাইয়াটা আলালেবরি।

আলাহালা=[ফ]—বি. অবহেলা ॥ লেহাপড়া আলাহালান যিনিশ্‌ না। [দেখ আলাবালা]।

আলাহিদা=[রং]—ক্রি. বিণ. আন্দাজী, সঠিক না জানিয়া ॥ আলাহিদা কুনুটে যাইশ্‌? ['আলাহিদা علاحده আং উর্দু; দেখ আলুডা]।

আলাহ্‌=[নো]—বি. অস্ত্রপাতি ॥ [আলঃ آلہ আং]।

আলি=[ঢা, কুম, সি]—বি. ধানের গাছ ॥ ইবার আলি খুব বালা ঐসে।
২=[বা, চট্ট]—বিণ. চালাক তেজী ॥ আলি গরু দেইখ্যা কেন্‌বা। [<হাল+ইয়া প্র.]।
৩=[ঢা, সি]—বি. হালি, আঁটি ॥ চ'াইর্‌ডায় এ্যাক্‌ আলি। [<হালি]।
৪=[কুম]—বি. ক্ষেতের সীমানা ॥ খেতের আলি লৈয়া কাইজ্যা লাগ্‌সে। [আলি]।
৫=[সি]—বি. অলসতা ॥ [দেখ আলিয়া<আলিস<আলস্য]।
৬=[ম]—বি. টিকটিকি ॥
৭=[ঢা]—বি. মাছ গাঁথিবার জন্য লোহার শিক্‌ বিশেষ ॥ পলো দিয়া মাছ্‌ দর্‌তে গেলে আলি লগে নিও। [<অল সং=সুক্ষ্ম মুখ]।
৮=[ফ, পা]—বিণ. নূতন টাট্‌কা ॥ একশের আলি রশ্‌গোল্‌লা আইন্যা। [<হালী حالی আং]।
৯=[চট্ট]—বিণ. নিরাপদ ॥
১০=[চট্ট]—বিণ. অগ্রিম ॥ ইতার চাঁদা আলি দিগেল্‌। [আগে=অগ্রে সং+আলি প্র.]।
১১=[ঢা]—বি. আখের বীজ ॥ আলির আবার্‌ পনুর ট্যাহা।
১২=[সি]—বি. রোপনের জন্য ঘন করিয়া ফেলা ধানা বীজ ॥ আলি দান্‌ খুব্‌ দামি।
১৩=[নো]—বি. জোড়া ॥ [<হালি]।

আলি এলাক্‌কা=[নো]—বি. সম্পর্ক, সংস্রব ॥ হেতার লগে আঁর কোনো আলি এলাক্‌কা নাই। ['আলাকঃ علاقة আং+আলি অনু:]।

আলিক্‌কি=[কুম, ঢা]—বি. অলক্ষ্মী, দুর্ভাগ্য ॥ তরে আলিক্‌কিয়ে দরসে। [<অলক্ষ্মী]।

আলিচ'া=[ম]—বি. মাছ গাঁথিবার লোহা বা কাঠের তৈরী দণ্ড ॥ [দেখ আলি৭]।

আলিযং=[কুম, নো]—বিণ. বিশাল কায় ॥ আলিযং দেও। [<'আলীজাহ্‌ عالیجاہ আং+ফা.=উচ্চ পদ]।

আলিযালি=[ক]—ক্রি. বিণ. এদিক সেদিক করা বা বলা ॥ কামের সময় আলিযালি করিস্‌ না। [তুং আলাজালা প্রা.বাং]।
২=[বা]—বিণ. অর্থহীন, অসংলগ্ন ॥ আলিযালি কতা কণ্‌ ক্যান্‌? [পূর্বে দেখ]।

আলিয্‌যা=[ন]—বিণ. অনেক ॥ আমার্‌ আলিয্‌যা পৈশা নাই যে বেহুদা খরচ্‌' কর্‌তাম্‌। [<অমাত্য]।

আলিত্‌তা=[চট্ট]—বিণ. অগ্রিম, স্বাভাবিক সময়ের আগে উৎপন্ন ॥ আলিত্‌তা বুইলে বালা ফশল্‌ ঐত ন।

আলিত্‌পরা=[সি]—ক্রি. অভাবে পড়া ॥ মানুশ্‌টা খাবা খাবা আলিত্‌ পৈরা গেল্‌। [দেখ আরিত্‌ পরা]।

আলিদা=[চট্ট]—বিণ. অকারণ ॥ আলিদা কতা কঅ। [দেখ আলিয়্যা]।
২=[চট্ট]—বিণ. আলাদা, পৃথক্‌ ॥ ইতার আলিদা কান্‌বার্‌ আসে। [দেখ আলাহিদা]।
৩=[নো]—বিণ. আদরের ॥ আলিদা পুলায়্‌ খালি ডাং ডাং করি ঘুইরা বেরায়। [<আহ্লাদিয়া]।

আলি দাও=[ঢা]—বি. বড় দা বিশেষ ॥ ডাহাইতের আতে আলি দাও আসিল্‌। [<'আলী عالی আং; রাম শব্দের বদলে]।

আলিনসিব্‌=[ম]—বি. সৌভাগ্য, জোর বরাত ॥ ['আলী নসীব عالی نصیب আং]।

আলিন্‌জা=[বা]—বি. পরনিন্দা ॥

আলিন্‌যা=[পা]—বিণ. অতিরিক্ত ॥ আমার্‌ এত আলিন্‌যা ট্যাহা নাই। [<অন্যায্য]।

আলিপ্‌তা=[সি]—বি. বাধা, দুর্ভোগ ॥ বালা কামে আলিপ্‌তা বেশি।

আলিব্যারা=[কুম]—বি. পর্দার বেড়া ॥ এই বারিত্‌ আলিব্যারা নাই। [আলি<আবুড়ি<আবৃতি সং+বেড়া]।

আলিমিলি=[সি]—বি. তন্দ্রা, ঝিমানি ॥
২=[সি]—ক্রি. বিণ. অস্পষ্ট ॥ আন্‌দাইরে আলিমিলি দেহা যায়।

আলিয়া=[সি]—বি. যেখানে রাঁধা হয় ॥
২=[কুম]—বি. আগুন রাখিবার পাত্র ॥ [দেখ আয়লা]।
৩=[বা]—বি. আলুনি ॥ আলিয়া তর্‌কারি খাওন্‌ যায় না। [আ=(নাই অর্থে)+লুন (লবণ)+ইয়া প্র.]।
৪=[সি]—বিণ. অলস ॥ আলিয়া

মাইন্‌শের উন্নতি নাই। [আলসিয়া <আলস্য। ইয়া প্র.]।

আলির্ কাডা=[চা]—অব্য. মেয়েদের গালি বিশেষ॥ আরে, আলিরকাডা তের মরন্ অয় না কেনে? [আলির+কাঁটা; দেখ আলি]।

আলিশৈন্যা=[ম]—বিণ. দীর্ঘ, বড়॥ লোক্‌টা আলিশৈন্যা যোয়ান্। [<আলিশান; 'আলীশান عالیشان' আং+ফা.]

আলিশ্=[চট্ট]—বি. সাম্পানের দাঁড়॥ ইতে বালা আলিশ্ টান্‌তে পারে।

২=[রং]—বি. আলস্য॥ আলিশ্ কর্‌লে কোন কাম্ অয় না। [<আলস্য]।

আলিশ্ মারা=[রং]—ক্রি. বিশ্রাম করা॥ [<আলস্য+মারা (করা অর্থে)]।

আলিশ্ শে=[খু]—বি. অলসতা॥ এত আলিশ্‌শে কর্‌লে চল্‌বে না। [=আলস্য]।

আলু=[রং]—বিণ. কিছুই না॥ তুই আলু বুঝিশ্। [রূপকার্থে অণ্ডকোষ; দেখ আলুগোডা]।

আলুকো=[খু]—বিণ. বেহিসাব॥ আলুকো খরচ্ করো না। [<আলগা]।

আলুক্ খা=[সি]—বিণ. অদ্ভুত॥ আলুক্‌খা খতা কৈস্ না। [দেখ আলুকা]।

আলুক্ তুলুক্=[রং]—বিণ. অর্থাৎটি॥

আলুক্ ভালুক্=[রা]—ক্রি. বিণ. উঁকি ঝুঁকি॥ ক্যারে, আলুক্ ভালুক্ কর্‌বু কেন্?

আলুগোডা=[ম]—বি. অণ্ডকোষ॥ [রূপক অর্থে]।

২=[ম]—বি. গোল আলু॥ [<আলু গোটা]।

আলুগোলা=[চট্ট]—বি. গোল আলু॥ আলুগোলার বর্‌তা দি বাত্ খাই।

আলুচা=[সি]—বি. হালচাষ কারী, চাষা (তুচ্ছার্থে)॥ [হাল+উয়া+চাষা]।

আলুথা=[ম]—বি. শিশুদের ঝগড়া॥

আলুথা করা=[ম]—ক্রি. উৎপাত বা অত্যাচার করা॥ পোলাডা বর আলুথা করে।

আলু তালু=[ম]—বিণ. উত্তেজিত॥ [<আলু আউলিঅ প্রাং<আকুলিত; থালু অনু: (অর্থ বিকৃতি)]।

২=[সি]—ক্রি. বিণ. গোলমাল॥ লোক্‌টা বাযারে গেলে আলু তালু করে।

আলুতি=[চা]—বি. হালচাষ॥ তারা আলুতি কৈরা খায়। [<হাল+উতি প্র.]।

আলুদ্ দা=[কুম]—বি. আদরের॥ আলুদ্‌দা পুত্। [দেখ আলাইদ্দা]।

আলুনা=[খু, বা]—বিণ. অত্যধিক॥ বনীদের আলুনা টাকা।

আলুনি=[চট্ট]—বি. এক প্রকার বন্য বিড়াল॥ আলুনি মোরগ্ চুরি গরে।

২=[কুম]—বি. এক প্রকার ছোট মাছ॥ আলুনি মাস্ খাইতে মযা নাই।

আলুন্ দা=[কুম]—ক্রি. বিণ. না জানিয়া শুনিয়া॥ আলুন্দা আর্ দোশ্ দিলে লাব্ ঐব কি? [দেখ আলাউন্দা]।

আলুফা=[ম]—বিণ. দুর্লভ, দুষ্প্রাপ্য॥ আলুফা চিযের্ দাম্ বেশি। ['উলুফ: علوف আং]।

২=[ফ, বা]—বিণ. অতিরিক্ত, বাজে॥ এত আলুফা কতা ক্যা? [দেখ আল্‌পা]।

আলুমেলু=[রা]—ক্রি. বিণ. সামান্য॥ আজ্ আলুমেলু ঘুম হচে। [অনু.=এলোমেলো]।

আলুম্ খালুম্=[চা]—ক্রি. বিণ. খাই খাই॥ হারাদিন্ খালি আলুম্ খালুম্ করে। [<আইলাম খাইলাম= এলুম খেলুম; অনু.]

আলুম্ যালুম্=[চা]—বি. তাড়াহুড়া॥ বেশি আলুম্ যালুম্ কৈর না। [অনু.]।

আলুম্ সালুম্ করা=[চা]—ক্রি. খাই খাই করা॥ হারাদিন্ তর্ মোক্‌টা আলুম্ সালুম্ করে। [অনু.]।

আলুয়া=[রা]—বিণ. অব্যবহৃত॥ আলুয়া কাপড়্যা ফকির্‌কে দেও।

আলুয়ে যাওয়া=[খু]—ক্রি. পাক খুলিয়া যাওয়া, বন্ধন মোচন হওয়া॥ গরুর দরিটা আলুয়ে গেইচে। [এলাইয়া যাওয়া; আউল প্রাং<আকুল সং (নাম ধাতু)]।

আলুর্ দোশ্=[চা, কুম, সি]—বি. লাম্পট্য দোষ॥ এই বুইরার্ আলুর্ দোশ্ আসে। [আলু; রূপক অর্থে]।

আলুর্ সানা=[দি, রং]—বি. আলুর ভর্তা বা চাটনি॥ আলুর ছানা দিয়া বাত্ খাইচো। [আলু+র (সম্বন্ধে)+ছানা<ছান্]।

আলুসা=[ম]—বি. চাষা (গালি অর্থে)। [দেখ আলুচা]।

আলুস্থুল্=[রা]—বি. অসুবিধা॥ জামাটা গায়ে আলুস্থুল্ কর্‌ছে।

আলে=[রং]—ক্রি. বিণ. ওজরে॥

২=[রং]—বি. নুতন্ লোক্‌টা আলে ধনি হয়েছে। [<হালে]।

৩=[চা]—ক্রি. বিণ. অনাহারে, অভাবে॥ লণ্ড গুরু মানে না বৌ প্যাডে আলে মরে। [আলে<অলং সং]।

আলেক্=[ম, কুম, চা]—বি. আলগা, আলাদা, ফরক, তফাৎ॥ বশন্‌ত রোগির্ কাসেত্‌তে আলেক্ থাহা-উচিত্। [দেখ আলগ্]।

আলেক্‌যান্=[ফ]—বি. ক্লান্ত॥ আলেক্‌যান্ ঐয়া পর্‌বি। [আলেক<হলাক هلاک আং+জান্ جان ফা.]।

আলেখা=[বা]—বিণ. মূর্খ॥ আলেখা মাইন্‌শে কি বুযে? [আ (না)+লেখা]।

আলেকালে=[রা]—ক্রি. বিণ. এলোমেলোভাবে॥ তামাম্ দিন্‌টা আলে ঝালে গেল্। [অনু.]।

আলেদা=[খু]—অব্য. পৃথক্, স্বতন্ত্র॥ তোমরা আলেদাভাবে চ'ল কেন্? [আলাদা, দেখ আলাহিদা]।

আলে দেওয়া=[খু]—ক্রি. ধান ভানিবার সময় নাড়িয়া দেওয়া॥ এক্‌যনে ঢেকিত্ পার্ দিলে আরেক্‌যন্‌কে আলে দিতে হয়। [আউলাইয়া দেওয়া; আউল প্রাং<আকুল সং; নাম ধাতু]।

আলেন্ দ=[চা]—বিণ. পৃথক্॥ পচা আর্ বাইচা আলেন্দা কর্। [দেখ আলেদা]।

আলেনি=[খু]—বি. ঢেঁকিতে ধান নাড়িবার উপকরণ বিশেষ॥ [আলা, দেখ আলে দেওয়া+নি প্র.]

২=[পা]—বি. যোগানদার ।। [দেখ আলেনি ; রূপক অর্থে]।

৩=[খু]—বি. মাটির তৈরী গোলাকার বস্তু বিশেষ ।।

আলেয়া=[য]—বি. কলা গাছের খোল বা খোচা ।।

আলের্ মাল্=[চা]—বি. নূতন মাল ।। আউখ্যা আলের্ মাল্ আন্‌সু । [হালের মাল]।

আলেহার্=[কুম]—ক্রি. বিণ. প্রচুর পরিমাণে ।। আলেহার্ খাইলে অসুখ্ অয় ।

আল্যা=[ব, রং]—বিণ. লবণ তরকারী হীন ।। আল্যা ভাত্ খাবা না পাঁরো । [দেখ আলুনি]।

২=[সি]—বি. ঝাড়ু ।। আল্যাদি ঘর-খান্ শাফ্ কর্ ।

আল্যান্=[বা]—বি. হালুয়ার ন্যায় নাশ্‌তা ।। আল্যান্ দিয়া রুডি পিডা খাইতে মন্দ না । [হলবা حلوا আং]।

আল্যাবত্তর্=[রা]—ক্রি. বিণ. আজে বাজে ।। আল্যাবত্তর্ বকা ঠিক্ না ।

আলৈ=[দি, রা]—বি. বাতি ।। আলৈ জ্বাল। [আলো+ই প্র.]।

২=[চা]—বি. মিষ্টান্ন ।। আলৈর সোহানুডা খবর্ নোংরা । [দেখ আল্যান]।

৩=[খু]—বি. জল খাবার ।। এয়াতে আমার আলৈও হয় না । [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৪=[চা]—বি. আলো ।। আলৈ দিয়া মাস্ দর্‌তে হাপের ডর্ আসে ।

৫=[খু]—বিণ. অল্প, কিঞ্চিৎ ।। [আলে প্রা. বাং<অল; সং]।

আলৈআলা=[ম]—বি. ময়রা ।। এই আলৈআলার মিঠাই শরম্ । [<হালুই +ওয়ালা ; দেখ আলাই]।

আলৈকর্, আলৈকার্=[ফ]—বি. ময়রা, মিষ্টিওয়ালা ।। [<হালুইকর ; দেখ আলাইকর্]।

আলৈদা=[চা, ম]—বিণ. অতিশয় ; আদুরে ।। আলৈদা পোলা । [<আহ্লাদ +ইয়া প্র.]।

আলৈয়া=[ফ]—বি. দুষ্ট প্রকৃতির শিশু ।।

২=[ফ]—বি. এক প্রকার পাখী ।। আলৈয়া আক্ কর্‌লেই মুখ্ দিয়া আগুন্ বাইর্ অয় ।

আলো=[সি]—অব্য. ওগো, ওহে ।। আলো তুই বর নাদান্ ।

২=[সি]—বি. চুলার লাকড়ি ।। বেশি আগুন্ ঐ গেসে আলো খমাইয়া দে।

৩=[খু]—বিণ. শক্ত ।। আলো গুর্ ।।

৪=[খু]—বিণ. এলো, শিথিল ।। মাইয়ার্ মাথার আলো চু'ল্ । [=এলো; <আউল প্রাং<আকুল সং]।

৫=[নো]—বিণ. ভাল ।। আলো বিনিন্ গিন্ চ'াই হেতে লৈ গেসে । [<ভাল অথবা আ'লা اعلى আং=শ্রেষ্ঠ, উৎকৃষ্ট]।

আলো আন্দারা=[রং]—বিণ. রাত কানা ।। [আলো+আন্ধারা ; আন্ধার <অন্ধকার+আ প্র.]।

আলো কাটা=[য]—ক্রি. অন্ধকার রাত্রে নদী কিংবা বিলে আলোর সাহায্যে মাছ শিকার করা ।।

আলোক্‌চিয়া=[বং]—বিণ. অল্প ।। ব্যাটাকোনার আলোক্‌চিয়া বুদ্‌দি । [<অলপ<অল্প+চিনা প্র.]।

আলোগালো=[রা, ফ]—বিণ. আবোল তাবোল ।। আলোগালো কথা থুয়া আশল্ কথা ক'ও। [অনু.]।

আলোগালো খাওয়া=[রা, ফ]—ক্রি. বার বার সামান্য সামান্য খাওয়া ।। আলোগালো খালে পেট্ ভরে না । [অনু.]।

আলোগালো খাবার=[রা, ফ]—বি. নানা রকমের খাবার ।।

আলোগ্‌দৈড়্যা=[রা]—বি. ইঁদুরের বাচ্চা ।।

আলোট্=[বা]—বি. শস্যপূর্ণ ক্ষেতের মধ্য দিয়া চলাফেরা করার পথ ।। আলোট্ দিয়া চ'লা ঠিক্ না । [<হালট দেখ আলট্]।

২=[পা]—বি. খোলা জায়গা ।।

আলোডলো=[সি]—ক্রি. বিণ. আতিশয্য, অঙ্গভঙ্গি ।। শইক্যা মাইয়ায়া খুব আলোডলো করে । [অনু.]।

আলোড্=[ফ]—বি. গোচারণ ভূমি ।। আলোডে গরু বান্‌সে কে ? [দেখ আলোট্]।

২=[রা]—বি. হালট, রাস্তা।। আলোড্ দিয়া গরু চ'লে । [দেখ আলোট্]।

আলোতারা=[সি]—বি. রাত্রে বাতি জ্বালাইয়া মাছ শিকার ।। আইয্ আলোতারাত্ মাস্ পাইসনি ? [আলো+তাড়া]।

আলোত্=[রা]—বি. বিষধর সর্প ।। আলোত্ শাপের বিশ্ টপ্ কবি মাথায় উঠে । [দেখ আলদ্]।

আলোনে=[খু]—বিণ. এলোমেলো ।। [দেখ আলো৪+নে প্র.]।

আলো বিন্‌দি=[য]—বিণ. বিশৃঙ্খল ।। মাথার চু'ল্ আলো বিন্‌দি কেন ? [দেখ আলো৪+বিন্দি<বৃন্দ সং=সমূহ]।

আলোমার্=[য]—অব্য. তাচ্ছিল্য প্রকাশক ।। আলোমার আমার্ বাত্তার্ । [<ওলো+আমার]।

আলোয়া=[বং]—বি. পানের সাথে খাওয়ার তামাক, বিড়ি তামাক ।।

আলোয়া তাংকু=[বং]—বি. পাকা তামাকের গুড়া ।। [দেখ আলোয়া+তাংকু <তামাকু< তাম্বাকু Tobaco পোর্তু.]।

আলোল্যা=[পা]—বিণ. উপেক্ষিত ।। [<আলুলাইত প্রাং.<আলুলায়িত সং]।

আল্=[চা, ফ,সি, য]—বি. লাঠি লাটিম বা পাচনের আগার সুঁই বিশেষ, কাঁটার অগ্রভাগ ।। লড়ির আল্‌দা গরুরে খোচ'া দেয় । [অল সং=সূক্ষ্ম মুখ]।

২=[রা]—বি. মৌমাছি বা বোলতার হুল ।। তাকে বল্‌লায় আল্ দিচে । [অল=বৃশ্চিক পুচ্ছ]।

৩=[খু]—বি. টিপ্পনি, খোঁচা ।। তার কথায় বর আল্ । [পূর্বে দেখ]।

৪=[চা, কুম]—বি. হাল ।। হে গরু লৈয়া খেতে আল্ চ'ওয়াত্ যায় । [<হাল]।

৫=[সি]—বি. জমির পরিমাণ বিশেষ ।। হ্যার দুই আল্ বাগা আসে। [হাল]।

৬=[পা]—বি. সুতার অগ্রভাগ ।। আউল্যা গুতার আল্ বাইর্ করন্ শহয্ না। [<অল সং]।

৭=[চট্ট]—বি. মোরগের মাথার ঝুটি ।।

৮=[গো]—বি. বাগ ।। ই কত্তার আল্ কর্ লি ?

৯=[বং, বা]—বি. ওজর, আপত্তি, ছল, বাহানা ।।

১০=[রং, র]—বি. পিয়াজের চারা ।। পেঁয়াজের আল্ খুব দাম্।

১১=[চট্ট]—বি. ধানের আবাঁধা ছোট আঁটি বা স্তূপ ।। আয়্ওবা তিন্ আল্ দান্ বাইন্যো।

১২=[বং]—বি. অবসর ।। কোন্ আলে এই কাম্ করোচু ?

আল্আওলাদ্=[ম]—বি. পূর্ব পুরুষ, বংশ, পরিবার, গোষ্ঠী ।। [আল্ আওলাদ آل اولاد আং]।

আল্আম্ জার্=[রা]—বি. নানা রকমের জিনিস একত্র থাকা ।।

আল্ওয়ান্=[ফ]—বি. ক্ষীর বিশেষ ।। রুটি পিডা খাইতে আল্ওয়ান লাগে। [<হলুয়া حلوا আং]।

আল্ ওয়ালা=[সি]—বিণ. হালওয়ালা ।। আল্ওয়ালা গরুডা পার্তায্ নি ? [<হাল+ওয়ালা প্র.]।

আল্ কচি'=[ফ]—বি. প্রদীপাধার ।। 'আল্কচি'র উপরে কুপ্পিডা রাহ। [<আলগোছি, আলগুছী; আলগ্ <অলগ্ন সং+সি<সা হিং]।

আল্কতে=[দি, বা]—ক্রি. বিণ. আস্তে ।। ছাওয়াটা আল্কতে শুআইদে ।। [<আলগ<অলগ্ন সং+তে বিভক্তি]।

আল্কা=[চট্ট]— বিণ. অসিদ্ধ ।। আল্কা দান্। [<আল্গা]।

আল্ কাগা=[চট্ট]—বি. শাড়ী বিশেষ ।।

আল্কাচ্'=[পা]—বি. সং ।। কি এক্ আল্কাচ্ আনি খারা ঐলো। [আল্-কসিয়া হিং=অলস]।

২=[ক]—বি. গালাগালি ।।

আল্ কাটা=[বং]—ক্রি. ভান করা ।। তুই জানিয়াও ক্যান্ আল্কাটাশ্ ? [দেখ আল্৯+কাটা (ভান অর্থে)]।

আল্ কাপ্=[পা]—বি. গম্ভীরা গান ।। আল্কাপের আসর্।

২=[বা]—বি. গ্রাম্য গান বিশেষ ।।

৩=[রা]—বি. তামাশা ।।

আল্ কাস্=[পা]—বিণ. অসমর্থ, যে নিজেকে খাপ খাওয়াইতে পারেনা ।।

আল্ কিত্তি=[খু]—ক্রি. বিণ. অবিকল ।। তাকে দেখ্তে আল্কিত্তি আমার ভাইয়ের মত। [আল্বত্তঃ البتة আং]।

আল্কিস্সা=[কুম]—বিণ. কৃপণ, সঙ্কীর্ণমনা ।। [আল্কসিয়া হিং=অলস]।

আল্ কুচ'া=[সং]— বিণ. অনর্থক, অকেজো ।। আল্কুচা কথা বাদ্।

আল্কুচি=[বা,খু]—বি. প্রদীপ, কুপি ।। [দেখ আল্কচি']।

আল কুটান্=[রা]— ক্রি. রসিকতা করা ।।

আল্কুশি=[গ]—বি. চিচিংগা ।। আল্কুশি ভাল তরকারি।

আল্ কোনি=[চট্ট]—বি. আলমারি ।। আল্কোনিআন্ ভাংগি গেইয়ে। [<আল্গনী হিং]।

আল্খামানা=[সি]—বি. সামর্থ্য থাকা সত্ত্বেও কাজ করিতে পারিবে কিনা এইরূপ চিন্তা ।। এত আল্খামানা কর্লে কি চ'লে ? [<ভাল বাহানা]।

আল্ গচিত্ দেওয়া=[রং]— ক্রি. শূন্যে ভর দেওয়া ।। আল্গচিত্ দিয়া খাড়াও। [<আল্গোছ+ত (অধি-করণে)+দেওয়া]।

আল্ গয্ যি=[কু]—ক্রি. বিণ. বিনা কারণে, খামাখা ।। আল্গয্যি গাসের পাতা নরে না। [আল্ (অভাব অর্থে)+গরয غرض আং +ই প্র.]।

আল্ গত্=[ব]–ক্রি. বিণ. নিজে নিজে ।। আল্গত্ অগুদ্ খা। [দেখ আল্কতে]।

আল্ গনি=[ঢা]—বি. কাপড় শুকাইবার দড়ি বা বাঁশ ।। গামছাটা আল্গনিত্ শুকাত্ দে। [দেখ আল্কোনি]।

আল্ গরা=[সি]— বি. কৃষিকাজের জন্য অস্থায়ী বাড়ি ।। [হাল্+ঘর+আ প্র.]।

আল্ গস্=[ম, সি]— ক্রি. বিণ. আল্গোছে, আস্তে, সাবধানে, অনায়াসে ।। আল্গসে যাও। [অলগ্সে হিং; দেখ আল্কতে]।

আল্ গা=[দি]—বিণ. অলস ।। লোক্টা বড় আল্গা! [অলগ্ন সং]।

২=[চট্ট]—বি. বাঁশের তৈরী চুপড়ি বা ঝুড়ি ।। আল্গাত্ দান্ ভরে।

৩=[ঢা]—বিণ. উঁচু ।। তার্টা আল্গা কৈরা দে।

৪=[বং]—বিণ. ভিত্তিহীন, অমূলক ।। মুই তোর্ আল্গা কতা শোনন্ না। [দেখ আল্গা১]।

৫=[রং]—বিণ.<হালকা ।।

আল্গা ওয়াস্তে=[ম]— ক্রি. বিণ. আল্গোছে, বেশী চাপ না দিয়া ।। সেরাডারে আল্গা ওয়াস্তে দৈরা কুলে নেও, যেন্ গুন্ না বাংগে।

আল্ গাদুল্ গা=[সি]—ক্রি. বিণ. নাগাল বা ধরাছোঁয়ার বাইরে ।। লোক্টা শহ্ মাম্লায় আল্গাদুল্গা থাকে। [<আল্গা<অলগ্ন+দুল্গা অনু:]।

আল্ গানো=[কুম, নো, ঢা]— ক্রি. উঠানো ।। হে তিন্মন্ বোঝা আল্-গাইতে পারে। [আলগা+আন প্র.; নামধাতু]।

আল্ গারি=[সি]—বি. কামলা, মজুর ।।

আল্ গুচি'=[ফ]—বি. পিলসুজ, বাতি রাখিবার উঁচু আধার বিশেষ (মাটি বা কাঠের তৈরী)। [দেখ আল্কচি']।

আল্ গুচি'দেওয়া=[য]— ক্রি. হাঁটি হাঁটি পা পা করিয়া চলা ।। [<আল্-গচি'ত্ দেওয়া]।

আল্ গুনা=[কুম]— বি. রান্নাঘরের চারিদিকে জমানো ময়লা ।। রান্দন্ ঘর্ডা আল্গুনায় বরা।

আল্ গুনি=[সি]—বি. আলনা, কাপড়

রাখিবার দড়ি বা বাঁশ। [<অলগনী হিং]।

আল্গুরি=[নো]—বিণ. উপরি ॥ বেতন্ পাবাও হে আল্গুরি অনেক্ পায়। [<আলগা+উরি প্র.]।

আল্গোচি'=[ফ]—বি. প্রদীপ রাখিবার জন্য কাঠের তৈরী পিলসুজ ॥ [দেখ আল্গুচি']।

আল্গোছ্=[রা]—বি. অরুচি ॥ খেতে আল্গোছ্ করিশ্ কেনে?

আল্গোত্তে=[রং]—ক্রি. বিণ. সন্তর্পণে ॥ আল্গোতে আইশেক্, ছাওয়া উঠ্পে। [দেখ আল্কতে]।

আল্গোস্=[চা]—বি. কুপি রাখিবার পিলসুজ বা কাঠের দণ্ড ॥ [দেখ আল্গুচি']।

২=[ফ]—শূন্য, খালি ॥ একটু আল্গোস্ কর।

আল্গোস্তে=[ফ] — ক্রি. বিণ. সহজে ॥ আল্গোস্তে আটিরা যা। [আলগোছ্+তে ; দেখ আল্গস্]।

২=[কুম, নো] —ক্রি. বিণ. যত্নপূর্বক, সন্তর্পণে ॥ আল্গোস্তে গেলেশ্ দর্। [পূর্বে দেখ]।

আল্গোস্সরে=[খু]—ক্রি. বিণ. খুব ধীরে, সন্তর্পণে ॥ আল্গোস্সরে গেলাশ্টা রাখ্। [=আল্গোছ+রে ; দেখ আল্গস্]

আল্গোস্সলে = [য] — ক্রি. বিণ. চুপি চুপি ॥ আল্গোস্সলে যা। [=আলগোছ্+লে প্র.]।

আল্গোস্সে = [ফ] — ক্রি. বিণ. আস্তে ॥ সেব্রারে আল্গোস্সে হোয়াইয়া থো। [=আলগোছ+এ প্র.]।

আল্চ'ওয়া=[ম, চা]—ক্রি. হালচাষ করা ॥ ল আল্ চ'ওয়াত্ যাই। [<হাল চওয়া <হালচষা]।

আল্চ'র্বিবি=[সি]—বি. শ্রমবিমুখ ও অধৈর্যশীল ব্যক্তি ॥ আলচ'র্ বিবিরে খেড়া বোয়াইয়া বোয়াইয়া খাওয়াইব?

আল্চ'া=[রং]—বি. ঈষৎ ঘর্ষণ, অল্প লাগা বা ছোঁয়া ॥ বাঁশের আল্চা লাগি হাতের ছাল্ গেইল্।

আল্চি'=[সি]—বিণ. একটুতেই যে অধৈর্য ও অপারগ হয় ॥ ইতা আল্চি' লোকের কাম্ না।

আল্চি'য়া=[রং]—বিণ. দুষ্ট, ভ্রষ্ট ॥ ব্যাটাকোনার আল্চিয়া বুদ্দি।

আল্যিলা=[ম]—ক্রি. বিণ. সামান্য ক্ষণের জন্য ॥ মাইয়াডারে একটু আল্যিলা দেখ্সি। [দেখ আল্সা+লা প্র.]।

আল্টা=[কু, খু]—বি. ভার বহনের জন্য মাথায় ব্যবহৃত কাপড়ের পাগড়ী বা বিড়া ॥ [<আঁটলা]।

২=[খু, ম, ব]—বি. পানির কলস বা রান্নার হাঁড়িপাতিল রাখিবার জন্য মাটির তৈরী উঁচু স্থান ॥ [<আঁটলা]।

৩=[রং]—বি. খাঁজ, বাঁশ বা কাঠকে ঠিকমত বসানোর জন্য কাটা অংশ ॥

৪=[পা]—বিণ. তালকানা, বোকা ॥

৫=[ব]—বিণ. কড়া, অশ্রাব্য ॥ তোর্ আল্টা কথা আমার শরম হয় না।

৬=[খু]—বি. ধান ভানিবার তৃতীয় স্তর ॥ ধান্ আল্টার পরেই চাঁউল পাওয়া যায়।

৭=[য]—বি. ঢেঁকি ছাটা চাউলের মধ্যে আস্ত ধান। চাঁলে এত আল্টা কেন্?

৮=[ব]—বি. এক প্রকার গন্ধ ॥

৯=[রং]—বি. অসত্য বা গোপন করিয়া বলার অভ্যাস ॥ আল্টা ভেল্টা ছাড়েক্। [<উল্টা]।

আল্টাইয়া=[ম, কুম]—বিণ. জ্যেঠামি-সুলভ, কড়া ॥ এই পোলাটা বর আল্টাইয়া কথা কয়।

আল্টাক্রা=[কু]—বি. মাথার চাঁদি, মাথার নরম অংশ ॥ আল্টাক্রার ঘা দিলে বল্দি বদ্দ হবে।

আল্টানি=[কুম]—বি. কাজ বা অন্য কিছুর জন্য বিরক্তি ভাব ॥ তার আল্টানিয়ে আই আর বৈতা হাল্লাম্ না।

আল্টানো=[দি]—ক্রি. পচিয়া যাওয়া ॥ ভাত্ আল্টে গেছে। [আল্টা <আকুল +টা প্র. (নামধাতু)+আনো প্র.]।

২=[দি]—ক্রি. আওড়ান ॥ বারে বারে এক কথা আল্টাও কেনে? [<উল্টান]।

৩=[রা]—বিণ. পচা ও টক ॥ আল্টানো ভাত ফেলে দে। [দেখ আল্টানো১]।

৪=[সি]—ক্রি. ত্যক্ত করা, অনুরোধ করা ॥ পুয়াডার্ আল্টানোতে আর্ ঠিক্ থাকা যায় না।

৫=[সি]—ক্রি. নাড়াচাড়া দেওয়া ॥

৬=সি]—ক্রি. অনিচ্ছায় চলা ॥

আল্টামো করা=[কু, চা]—ক্রি. উৎপাত করা, গণ্ডগোল করা ॥ সেরাডা যবর্ আল্টামো করে।

আল্টিয়া = [রং] — বিণ. যাহা নষ্ট হইয়া গিয়াছে ॥ আল্টিয়া দুধ্না কায় খাবে? [দেখ আল্টানো১]।

আল্টে ওঠা=[দি]—ক্রি. বিরক্ত হওয়া ॥

২=[ব]—ক্রি. ভাতে পচন ধরা ॥ [দেখ আল্টানো১]।

আল্টেওয়া=[বা]—বিণ. অবোধ, নির্বোধ ॥

আল্টোপা = [রা]—বিণ. এখানে সেখানে ॥ তুই খালি আল্টোপা যায়ে বেড়াশ্।

আল্টোয়া=[রং]—বিণ. ক্ষণ ভঙ্গুর, নরম ॥ কাচ্ আল্টোয়া জিনিশ্। [আল্+ঠিয়া<স্থিত]।

আল্ঠা=[খু]—বি. ধান ঝাড়িবার প্রথমাবস্থা ॥

আল্ঠুয়া=[দি, রা]—ক্রি. বিণ. আলগা, অনবলম্বন ॥ ছাতাটা দড়ির উপর আল্ঠুয়াতে আছে। [দেখ আল্টোয়া]।

২=[দি]—বিণ. ভঙ্গুর ॥ কাঁইচ্ আল্ঠুয়া চিজ্। [দেখ আল্টোয়া]।

আল্ডা=[দি]—বিণ. পৃথক্ ॥ গাড়ি থাকি গরু আল্ডা করি থো। [দেখ আলাহিদা]

২=[ফ]—বিণ. অর্ধ কাঁড়া ॥ আল্ডা চাঁইলের ভাত খামু না। [দেখ আল্টা৬]।

৩=[ফ, ঝা]—বি. ভাতের হাড়ি বা

পানির কলস রাখিবার জন্য মাটির তৈরী উঁচু চিবি বা তাক বিশেষ ॥ [দেখ আল্টা]।

আল্ডাআল্ডি=[ফ]— বি. রেষারেষি ॥ আমার লগে আল্ডা আল্ডি কৈরা লাব্ কি।

আল্ডানো=[চা]-- ক্রি. রাগানো, চেতানো ॥ অবে বেশি আল্ডাইস্ না। ২=[খু]—ক্রি. ফাটিয়া যাওয়া ॥ ধানের যদি আল্ডাইয়া গ্যাসে।

আল্ডাপাল্ডা=[ফ]—বিণ. অসমতল॥ হাল্ বাইলে যদি আল্ডাপাল্ডা অয়। [<উল্টা+পাল্টা]।

আল্ড্যান=[চা]— ক্রি. ত্যক্তবিরক্ত করা ॥ তগ আল্ড্যানে টিকন্ দায়।

আল্তা=[ফ]— বি. মাছ ধরিবার বাঁশের তৈরী এক প্রকার যন্ত্র ॥ [দেখ আন্তা]। ২=[বং]—বিণ বাঁশের চটা দিয়া ফাঁক করিয়া গাঁথা বেড়া ॥

আল্তাকাইদা=[পা]—বিণ. যে কাজে ফাঁকি দেয় ॥ আল্তাকাইদা চাকর্ রাখে কে?

আল্তাপায়ি=[না]— বিণ. লাল পা বিশিষ্ট ॥ [আল্তা+পা+ই প্র]।

আল্তারা=[বং]— বি. আংটা বা Hook ॥ বাক্শে আল্তারা লাগে। [<আলতাবাফ]।

আল্তারাম্ [বা] বি. আলমারীতে তালা লাগাইবার কব্জা বিশেষ ॥ [<আলতাবাফ]

আল্তিয়ার্=[পা] - বি. হুঁশ, আক্কেল, সম্মান, মানা ॥ আল্তিয়ার্ কৈরা কথা কৈও। [<আল<আলি+ঠাহর]।

আল্তু ফাল্তু=[মা]— বিণ. বাজে, অযথা ॥ আল্তুফাল্তু কথা বাদ্ দে। [<আল্তু অনুঃ+ফালতু হিং]।

আল্ত্যা ফাল্ত্যা=[বা] — বিণ. ভিত্তিহীন ॥ [দেখ আল্তু ফাল্তু]।

আল্তোলা=[বং]— ক্রি. বাঁশকাটা, খাব তৈরী করা ॥ [আল্+তোলা √তুল্]।

আল্দি=[ম] — বি. টিক্টিকি ॥ আল্দিয়ে টিক্টিক্ করে।

আল্দেওয়া=[নো, বা, চট্ট]—ক্রি. ক্ষতি করা ॥ কার্ কতডু আল্ দেবাই তালেই আস বুঝি ? [<শাল< শলাকা+দেওয়া]।

আল্না মুন্সিডা=[রা]—বিণ. তালপাতার সেপাই ॥

আল্নি=[খু]—বি. থানকুনি শাক ॥ আমাগো ভিটায় আল্নি শাক্ আসে। [<আম্লি<আম্রুল]। ২=[চা, কুম, সি]—বিণ. লবন হীন ॥ 'পাঠায় বলে পবানে মৈলাম্, বামনে বলে আল্নি খাইলাম্'—প্রবাদ। [আলুনি =আ (নাই অর্থে)+লুন (=লবন)+ই বা ইয়া প্র.]।

আল্নি উলা=[সি]— বিণ. নীরস ॥ আল্নি উলা খতা মথা না ॥ [দেখ আল্নি+উলা (কম অর্থে)]।

আল্পা = [রা] — ক্রি. বিণ. বিনা পয়সায় ॥ আল্পা খাওয়ার অভ্যাশ্ ছাড়। [দেখ আল্ফা]।

আল্পাক্সিয়া=[দি]—বিণ. লোভী ॥ মানুশ্টা বড় আল্পাক্সিয়া।

আল্পালা=[চা]—বি. দরজার পার্শ্বস্থ খুঁটি ॥ আল্পালা পোক্ত কৈবা দিঅ।

আল্পিট্=[চট্ট]—বিণ. ফুল বাবু ॥ পোলাউয়া বর্ আল্পিট্ ঐয়ে। [হাল+ফিট fit ইং]।

আল্পিত্যা=[কুম]--- বিণ. ক্লান্ত ॥ কাম কর্তে কর্তে বর আল্পিত্যা ঐসি। ২ [মা, কুম]-- বি. সঙ্কোচ ॥ মাইনশের কাপর্ দিন্তে তোমার আল্পিত্যা করে না ?

আল্পিত্=[চট্ট] - বিণ. কৃপণ, অতি লোভী ॥ মানুশ্গান্ বর আল্পিত্।

আল্পুক্ট্যা=[পা]—বিণ. অসামাজিক, দুষ্ট ॥ সাওয়াটা বর আল্পুক্ট্যা।

আল্প্যারেট্=[সি]—বি. লম্বা চুল ॥ পোয়ার মাথাত্ আল্প্যারেট্ রাইখন্ ঠিক্ না। [=আলবার্ট<Albert ইং; Prince Albert এর অনুকরণে চুল ছাঁটা]।

আল্পো = [ম] — বিণ. বাজে ॥ আল্পো কথা বাদ্ দে। [দেখ আল্পা]।

আল্পোত্ত্তা=[রং]— বিণ. আস্ত, আনাম, তেমনি ॥ আল্পোত্ত্তায় ফিরি দিম্। [<আল্বত্তঃ البتہ আঃ]।

আল্ফাট্=[ম, চা, নো]— বি. বিশেষ ধরনের চুলের ছাঁটি, সম্মুখের দিকে চুল বড় করিয়া রাখার রীতি ॥ [দেখ আল্প্যারেট্]।

আল্ফিটামি=[ম]—বি. হাসি তামাশা।

আল্ফিত্=[চা]—বি. আহ্লাদ, দুষ্টামি ॥ এত আল্ফিত্ হগল্ শময় বালা লাগে না।

আল্ফি দেওয়া=[ম]— ক্রি. উঠা ॥ রান্নাবারি ঐয়া গেসে, আপ্নেরা আল্ফি দিয়া আইযেন্।

আল্ফুটানি—[রা]— বি. বাহাদুরী ॥

আল্ফুন্দি কথা=[কু]— বি. গুজব, ভিত্তিহীন কথা ॥ তোমার আল্ফুন্দি কথা বিশ্শাশ্ করে কে?

আল্ফুন্ শুন্ফুন্=[বা] - অব্য. মাটি বালাই ॥ আল্ফুন্ শুনফুন্ জন্ হরি কেন্ ?

আল্বা—[চট্ট] বি. হালুয়া ॥ লুচি পিডা আল্বা দিয়া খায়। [<হালুয়া]। ২=[চট্ট]—বিণ. আতপ, অসিদ্ধ ॥ আল্বা চাইল্। [=আলো (চাল)]।

আল্ বাওয়া=[ম]—ক্রি. হালচাষ করা ॥ আল্ বাওয়া কায়দা শিখা না। [=হাল বাওয়া, হাল বাহা]।

আল্বা তাওয়া=[সি]—বি. পিঠা ও রুটি ॥ [=হালুয়া+তাওয়া (রুটি অর্থে); দেখ আল্বা]।

আল্বান্=[বা]—বি. মিষ্টান্ন, পায়েশ ॥ [দেখ আল্ওয়ান্]।

আল্বিই হল্বিই=[সি]—বি. আমের বিষ (চৈত্র সংক্রান্তির দিনে আমের বিষ বাহির হয় বলিয়া সংস্কার আছে)॥ আল্বিই হল্বিই না গেলে আম খাইয়েন্ না।

আল্বোলা=[চট্ট]—বিণ. বোকা ॥ পোয়াউগ্গা বর আল্বোলা। [<আলা-ভোলা ; আল্বেলা হিং]।

আল্মাডেরা=[রা]—বিণ. খাপ ছাড়া ॥ এই আল্মাডেরা লোকের্ শাথে আর্ পারি না।

আল্মাতেরি=[পা]—বিণ. পাগল, উন্মাদের মত ব্যবহার করে যে ॥

আল্মা সাল্মা=[ফ]—অব্য. ইতস্ততঃ ॥ সেরাডা কি বানি নিবার্ লাইগ্যা আল্মা সাল্মা কর্ তাসে। [অনু.]।

আল্মাস্=[সি]—বি. ছোট ছোট গুল্ম, তরকারী বিশেষ ॥

আল্মিল্=[চট্ট] — বি. অবনিবনা, শত্রুতা ॥ তাহান্কের মৈদদে আল্মিল্ আসে। [আল্<আন্ (=অ)+মিল]।

আল্মিশ্=[চট্ট]—বি. পথেঘাটে জন্মে এই রূপ গবজী বিশেষ ॥

আল্মুন্=[চট্ট]—বি. একটি শাকের নাম ॥

আল্মেলি=[ফ, বা]—বি. সহ্য ॥ এই কাম্ আমার্ আল্মেলি অয় না।

আল্মোটে=[য]—বিণ. নীরবে ॥ আল্ মোটে পড়।

আল্ল=[চট্ট]—বিণ. আতপ, অসিদ্ধ [<আলো<আতপ]।

আল্লা=[বা]—বিণ. লবণ ছাড়া ॥ [দেখ আল্নি, আইল্না]।

আল্লাই=[সি]—সর্ব.+অব্য. আমার জন্য ॥ আল্লাই এগাখ্টা খোর্তা আইনেন্। [আমার লাই<আমার লাগি <আমার লাগিয়া]।

আল্লাইদ্দা নৈশা=[বা]—বি. আদরের নওশা (অবজ্ঞার্থে) ॥ আহারে! আমার্ আল্লাইদ্দা নৈশা। [দেখ আলৈদ্দা+নওশা<নওশাহ্ نوشاه ফা.]।

আল্লাইদ্দা=[কুম]—বিণ. অতি আদরের, আহ্লাদে ॥ যার্ কাসে হগল্ পুলাই আল্লাইদ্দা। [দেখ আলৈদ্দা]।

আল্লা করিম=[ম]— অব্য. মুসলমান ফকিরের ব্যবহৃত শব্দ ॥ আল্লা করিম, মা গো দুগ্গা খয়রাত্ দেন্। [আল্লাহ করীম الله کریم আং=আল্লাহ্ দাতা]।

আল্লা চ'ইল্=[চা]—বি. আতপ চাউল ॥ আল্লা চা'ইলের্ পিডা মধা। [আলো+চাউল]।

আল্লা বাল্লা=[চা]—বিণ. এলোবেলো ॥ তোমার্ এমুন্ আল্লা বাল্লা-বেশ্ ক্যা ? [দেখ আলাবালা]।

আল্লা ডাল্=[পা]— বি. আল্লাহ সহায় ॥ যার্ আল্লা ডাল্ তার্ আবার্ কিসের্ বয় ? [আল্লাহ্ +ডাল]।

আল্লাদা=[পা]—বিণ. আহ্লাদে ॥ আল্লাদা খাওয়া। [আহ্লাদ+ইয়া প্র.]।

আল্লাদি=[ম,চা]— বিণ. অতি আদুরে, সোহাগিনী ॥ ই আমার আল্লাদি মাইয়া লো। [দেখ আল্লাদা]।

আল্লাদের নসি = [চা] — বিণ. আলালের ঘরের দুলাল ॥ কাম্ কাম্ করে না উনি আল্লাদের নসি আর্ কি। [দেখ আল্লাইদ্দা নৈশা]।

আল্লাম্=[বা, ফ] বি. হালুয়া ॥ লুডিপিডা আল্লাম দিয়া খাও। [দেখ আল্বান্]।

আল্লাপ্=[বং]—বি. কথাবার্তা ॥ মুই তোমার শাথে আল্লাপ্ করিম্। [<আলাপ]।

আল্লা বিল্লা=[নো] -বি. এদিক ওদিক ঘোরা ঘুরি, অনুসন্ধান ॥ হারাদিন আল্লা বিল্লা করি কাডাইলে বাতৃ আইব কৈত্তুতে ? [আল্লাহ্ বিল্লাহ্ الله بالله আং=আল্লাহ্ আল্লাহ্র কসম]।

২=[খু]—বি. কান্নাকাটি, হা হুতাশ, ছট্‌ফট্ ॥ ওর আল্লা বিল্লা দেখে থাকা যায় না।

আল্লা মেগাবান=[নো]—অব্য. আল্লাহের ভরসা ॥ যাও, আল্লা মেগাবান। [<আল্লাহ্ + নিগাহ্‌বান نگاهبان ফা.=রক্ষাকারী]।

আল্লারুশ্=[চট্ট]—বি. আল্লাহের নামে শপথ ॥ আল্লারুশ্ করি কৈ ইডা আঁর্ কাম্ না।

আল্লার্ আডার আলম্=[চা]—বি. সমস্ত পৃথিবী ॥ মনুষ ঐলেই মরন্ লাগব, এই কতাডা আল্লার্ আডার আলমের্ হগলেই বানে। [=আল্লাহের আঠার আলম; 'আলম عالم আং= জগৎ]।

আল্লি=[রা]—বি. বাঁশের শ্রেণী বিশেষ ॥

২=[খু]—বিণ. লবণহীন ॥ আল্লি তর্‌কারি। [দেখ আল্নি$_1$]।

আল্লিশ্=[ফ]—বি অর্শ ॥ বাইরের চো'ডে আল্লিশ্ বাইর্ ঐয়া গেইচে'। [দেখ আরিশ্]।

আল্লুম্ গুল্লুম্ করা=[চট্ট]—ক্রি. আম্‌তা আম্‌তা করা, মনের কথা চাপা দিয়া বাজে কথা বলা, আসল কথা এড়াইয়া যাওয়া ॥ আল্লুম গুল্লুম্ ন করি টেঁয়া এক্‌শ দিবি কি না বল্। [<অল্লম গল্লম হিং+করা]।

আল্লুয়া=[ম]—বিণ. অসিদ্ধ, আতপ ॥ আল্লুয়া চ'ইল্। [দেখ আল্বা$_2$]।

আল্লে=[রা]—বিণ. লবণহীন ॥ আল্লে তর্‌কারি। [দেখ আল্নি$_2$, আইল্না]।

আল্লেক্=[পা]—বি. আহ্লাদ, খুশি ॥ এত আল্লেক্ করিস্ না।

২=[পা, কু, ফ]—বি. বায়নাক্কা, অতি আবদার ॥ মেয়েটার আল্লেক্ বড় বেশি।

আল্ল্যা=[বা]—বিণ. অফুরান ॥ আল্ল্যা দান্ হচে'।

আল্লো=[কু]—বিণ. লবণহীন ॥ আল্লো তর্‌কারি খাওন্ যায় না। [দেখ আল্নি$_1$]।

আল্লোক্=[পা]— বি. আদর ॥

আল্লোয়া=[ম, চা]—বিণ. আতপ, অসিদ্ধ ॥ আল্লোয়া চ'ইল। [দেখ আল্লুয়া]।

আল্শা=[খু]—বি. জামা কাপড় রাখিবার দণ্ড ॥ [আল্না]।

২=[রা]—বি. আগুন রাখার পাত্র ॥ [মালসা]।

আল্শি=[রা]—বি. ঘুম ॥ চোখে আল্শি আশোচে। [আলস্য+ই প্র.]।

২=[চট্ট]—বি. অলসতা ।। তাঁয়াতুতে বর আল্‌শি। [পূর্বে দেখ]।

আল্‌শিয়া=[ম]—বিণ. আলস্য কাতর।। [<আলস্য+ইয়া প্র.]।

আল্‌শে=[য]—বি. মাটির তৈরী বেদী ।। [<আলিসা]।

আল্‌সত্‌রি=[সি]—বিণ. ছুঁৎবাই-গ্রস্ত।। অত আল্‌সতুরি মানুশির কাম্ না। [<আল্‌+ছুঁৎ+উরি=অচ্ছুৎ]।

আল্‌সা=[কুম, সি,চা]—ক্রি.বিণ. এক ঝলক।। মাইয়াডারে আল্‌সা দেইখ্যাই পাগল্ ঐসে। [<আল্‌ছায়া<আলো+ছায়া]।

২=[ম]—ক্রি. বিণ. অস্পষ্ট।। আদারে যিনিশ্‌টা আল্‌সা দ্যাহা যায়। [পূর্বে দেখ]।

আল্‌সার্=[স]—বি. সোজাসুজি ।। এই পথে আল্‌সার্ চৈ'ল্যা যাও। [মকুসর্ یکسر ফা.]।

আল্‌হার্=[দি]—অব্য. এখনই।। আল্‌হার্ বাড়ি জাও।

আশক্=[চা, য, কুম]—বি. অনুরাগ, প্রেম।। [<'ইশ্‌ক্ عشق আং]।

আশক্‌দার্=[চট্ট]—বিণ. আসক্ত।। মাইয়ালার্ মুক্যা হিতে আশক্‌দার্ হৈয়ে। [দেখ আশক্+দার دار ফা.]।

আশদ্দ=[চট্ট]—বিণ. কঠিন, ভীষণ।। ই বেডাউয়া বর আশদ্দ। [আশদ্দ اشد আং=কঠিনতম]।

আশন্‌কাত্যা=[ম]—বিণ. আশাহীন, বঞ্চিত।। তারে ডাইক্যা আইন্যা আশন্‌কাত্যা করা ঠিক্ অয় নাই। [<আশঙ্কিত]।

আশা=[ম]—ক্রি. হাসা ।। [<হাঁসা=হাসা]।

২=[পা]—বি. গলায় পরিবার রূপার গয়না।। [<হাঁসা=হাঁসুলি]।

৩=[পা]—বি. পুং হাঁস ।। [হাঁস+আ প্র.]।

৪=[বু, য]—বি. পাট কাটিবার দা বিশেষ।। [হাঁসা]।

৫=[কুম]—বি. লাঠি।। আশা লৈইয়া যাও কৈ? ['আসা عصا আং]।

আশাইলা=[রং]—বিণ. আঁশ বিশিষ্ট।। আমুডা বড় আশাইলা। [<আঁশ+ইলা প্র.]।

আশাংগত্=[রং]—ক্রি. বিণ. উপরে।। তুই আশাংগত্ উঠিছিশ বড়।

আশাগ্=[ম]—বি. উঁচু স্থান।। এইডা আশাগে উঠাইয়া রাখ্। [আকাশ]।

আশাডালি=[রা]—বি. প্রস্রাব করিবার স্থান।। [অশৌচ কিংবা অশুচি+স্থলী]।

আশাত্তি=[রং]—বিণ. শক্তিহীন।। [অশক্তি]।

আশাত্তি নিশাত্তি=[রং]—বিণ. কমজোর।। তুই আশাত্তি নিশাত্তি লোক্। [দেখ আশাত্তি+নিঃশক্তি]।

আশানো=[খু]—ক্রি. ফাটা।। কাচে'র্ বোয়েমটা আশাইয়া গ্যাসে।

আশান্=[চা]—বি. মুক্তি।। খোদা মুশকিলতে আশান্ দ্যাও। [<আসান آسان ফা.]।

আশাবা=[ম]—বিণ. অসভ্য।। বেডিডা বর আশাবা। [<অসভ্য]।

২=[কুম]—বিণ. বিপজ্জনক।। বৌডা বর আশাবা। [দেখ আশাবা১]।

আশাম্=[ম]—বি. ভাতের ফেন, মাড়।। আকালের্ শময় কত মাইনুশে আশাম্ লৈয়া টানাটানি কর্‌সে।

২=[রা]—বি. এক জাতীয় পিঠা।।

আশাম্ পাশাম্=[ফ]—ক্রি.বিণ. আশ পাশ, নিকটে।। আমাগো আশাম্ পাশামে চো'র্ নাই। [আশ পাশ]।

আশায় যাওয়া=[য]—ক্রি. ফাটিয়া যাওয়া।। দালানের্ পালটা আশায় গ্যাসে। [দেখ আশানো]।

আশারা=[কুম]—বি. ইশারা, ইঙ্গিত।। কিয়ের্ লাইগ্যা আশারা দিল্‌রে? [<ইশারঃ اشاره আং]।

আশারি=[ম]—বি. আশান্বিত, ইচ্ছুক।। আমি এত শুখের্ আশারি না। [<আশা+রি প্র.]।

২=[ম, চা]—বি. কচি তালের শাঁস।। পোলার লাইগ্যা আশারি আইনা।

আশাঢ়িয়া=[রং]—বিণ. আষাঢ় মাসে জন্মিয়াছে এমন।। অঁয় কিন্তু আশাঢ়িয়া বাছে। [আষাঢ়+ইয়া প্র.]।

আশারি ল্যাওয়া=[পা]—ক্রি. নাইয়র যাওয়া, আত্মীয় বাড়ীতে বেড়াইতে যাওয়া।।

আশারু=[দি]—বিণ. যাহা আষাঢ় মাসে জন্মে।। [আষাঢ়+উ প্র.]।

২=[দি]—বি. গ্রাম্য গান।।

আশালা=[রং]—বিণ. আঁশযুক্ত।। আশালা আম্ হেটা। [আঁশ<অংশু+আলা প্র.]।

আশি=[পা]—বি. এক প্রকার ধারালো কাস্তে।। আশি দিয়া পাট্ কাটে। [<হাঁসি=হেঁসে]।

২=[পা]—বি. হংসী, স্ত্রী হাঁস।। [<হাঁসী]।

৩=[চা, কুম, সি]—বি. আয়না।। বৌয়েরে আশি আইন্যা দে। [<আর্শি<আরশি<আদর্শিকা সং]।

আশিকুশি=[রা]—বি. অগ্রিম বার্তা।।

আশিদ্ কুশিদ্=[রা]—বি. কুলক্ষণ।। তুই আশিদ্ কুশিদ্ বুঝস্ না। [কুশিদ<কু+ঘাট; আশিদ্ অনু:]।

আশিদ্ কুশিদ্ কহা=[রা]—ক্রি. আশঙ্কা জনক কথা বলা।। [দেখ আশিদ্ কুশিদ্]।

আশিল্=[ম]—ক্রি. বিণ. হাসেল, সফল।। আমার্ কাম্ আশিল্ ঐসে। [<হাসিল حاصل আং]।

আশিল্‌ত্তি=[কুম]—বি. এক প্রকার শাক।।

আশু=[কু]—বিণ. আগামী।। আশু বসর্ হয়ে যাব। [আহুক=আসুছে]।

২=[ম]—বি. অশ্রুজল।। [আঁসু<অস্সু প্রা:<অশ্রু সং; আঁসু হিং]।

আশুত্ কুশুত্=[রং]—বিণ. অকর্মণ্য।। এ্যামন্ আশুত্ কুশুত্ চাকর্ না রাখো।

আশুলা=[পা]—বি. আঁতুর ঘর।। আশুলাগরে যাইস্ না। [<আ (=অ)

+শুদ্ধ=অশুদ্ধ]।

আণ্ডদিন্=[রং]—বি. আগামীদিন॥ আমি আণ্ডদিন্ যাব তুমি আজ্ যাও। [দেখ আণ্ড+দিন]।

আশুদ্ কুশুদ্ কহা=[রা]—ক্রি. অশুভ কথা বলা॥ [দেখ আশিদ্ কুশিদ্ কহা]।

আশুদ্দা=[কুম, সি]—বিণ. তৃপ্ত॥ আশুদ্দা ঐয়া খাইসি। [আসুদহ্ آسوده ফা.]।

আশুন্ কৈরা বওয়া=[বা]— ক্রি. পিঁড়িতে বসা॥ আশুন্ কৈরা বৈয়া বাত্ খাও। [<আসন করিয়া বসা]।

আশুরা=[রং]—বিণ. অপ্রীতিকর॥ তোর আশুরা কথালা ছাড়েক্॥ [<অসুহঅর প্রাং<অশুভকর সং]।

২=[রং, বা]—বিণ. আঁশযুক্ত॥ হ্যাটা আশুরা আম্। [আঁশ+উরা প্র.]।

আশুরাবান্দা=[রং]—বিণ. অশ্লীল, খারাপ॥ তোর আশুরাবান্দা কথালা ছাড়েক্। [দেখ আশুরা+বান্ধা]।

আশুরাল্=[রা, দি]—বি. আরশুলা॥ ছাওয়াডা আশুরাল্ দেখি ডরায়। [<আরশুলা ; বর্ণ বিপর্যয়]।

আশুর্=[রা]—বি. চর্মরোগ॥

আশুশার্=[রা]— বি. শিহরণ, অস্বস্তি॥ দেখাই ক্যামন্ আশুশার্ লাগ্ছে। [<আ(=না) সুসার]।

আশে=[পা]—ক্রি. বিণ. সংক্ষেপে, ইঙ্গিতে॥ তোমারে আশে কৈয়া দেই যে ঐদিকে আর যাইও না। [আঁশ+এ (বিভক্তি)]।

আশেধা=[রং]—বিণ. অসরল, বাঁকা॥ লোক্টার খাচিয়ত্ আশেধা। [=আ(=না)+সিধা=সোজা]।

আশ্যাইল্=[ফ]—বি. এক প্রকার ছোট গাছ॥ [<আস্শ্যাউড়া<আস্য-শাখোট সং]।

আশৈলি=[কু]—বিণ. অসহনীয়॥ আশৈলি কথায় আমার রাগ্ ধরে। [<আ(=না)+সহনি ; সহ্=সহা+আনি প্র.]।

আশোড়্=[কু]—বি. রোগ বিশেষ॥ সেলেপেলের গায়ে অনেক্ সময় আশোড়্ ব্যার্ হয়। [দেখ আসুর]।

আশোত্=[ব]—অব্য. সহিত, সাথে॥ তোর আশোত্ ভাদা কৈরা লাগবু। [আ (স্বার্থে)+সাথে]।

আশোনা=[বা]—বিণ. মূর্খ॥ আশোনা ব্যাডা। [আ=না+শোনা]।

আশোয়ার্=[রং]—বি. স্বামী॥ তোর আশোয়ারক্ পুচ্ করি মুই এলায় আনু। [আ(স্বার্থে)+শওহর شوهر ফা.]।

আশোর্=[খু]—বি. <আসর॥

আশোল্=[খু]—বিণ. প্রকৃত, খাঁটি॥ আশোল্ কথাটা আমিও শুনেসি। [দেখ আস্লি, ; আসল]।

আশোশ্=[রং]—বিণ. সুবিধা॥ এ্যালা এ্যাক্টু আশোশে আছু। [দেখ আসোস্]

২=[রং]—বি. আরাম॥ কামের একটু আশোশ্ দিবু না। [<আসাইশ্ اسائش ফা.=উশোশ]।

আশ্=[চট্ট]—বি. আউশ ধান॥ [<আউশ<আশু]।

২=[রং]—বি. কোষ॥ [<অংশু সং]।

৩=[চা, ম]—বি. হাঁস॥ আশের আন্ডা বর গরম্। [<হাঁস]।

৪=[রং]—বি. ত্রাস, ভয়॥ বাঘর আশে পরান্ কাঁপে। [আশা ; অর্থ বিকৃতি]।

আশ্কর্ ডিংগি=[ম]—বি. দরজার খিল বিশেষ॥ [দেখ আশকর্ ডোম্নি, আশকুন্ডলি ; আশকর <হাঁসকল+ডুম্নি]।

আশ্কর্ ডোম্নি=[চা]—বি. চৌকাঠ ও দরজায় ব্যবহৃত লোহার কীলক—যাহা আগের দিনে কব্জার বদলে ব্যবহৃত হইত॥ [দেখ আশ্কর্ ডিংগি]।

আশ্কা=[ম]—বিণ. হিংস্র॥ বাগ আশ্কা যাতি। [<আঁষ<আমিষ+খা<খাদক সং]।

২=[কুম]—বিণ. সহজ লভ্য॥ ডাহাত্ বাত্তি করন্ অহন্ আর্ আশ্কা না। [আ(স্বার্থে)+শক্য]।

আশ্কাব্যি=[চা]—বি. রসিকতা॥ আশ্কাব্যি থুইয়া অহন্ আসল্ কতা কও। [হাস কাব্যি=হাসি কাব্য (হাস্য পরিহাস) অর্থে]।

আশ্কারা=[দি]—বি. সন্দেহ॥ চুরির আশ্কারায় অয় ধরা পড়োছে। [আশ্-কারা آشکارا ফা.=প্রকাশ্য (অর্থের বিকৃতি)]।

২=[রং]—বি. প্রস্তাবনা॥ কথাটার আশ্কারা হৈছে। [পর্বে দেখ]।

৩=[পা, কু]— বি. সমাধান, শেষ মীমাংসা॥

আশ্কারাতে বুঝা=[রং]— ক্রি. প্রস্তাবনাতে বুঝা॥ মুই কিন্তু আশ্-কারাতে বুঝিছুঁ।

আশ্কাল্=[চা]—বি. রান্না করিবার স্থান॥ [<হাঁড়িশাল]।

আশ্কি=[কুম]—বি. আয়না॥ আশ্-কিত্ মুখ্ চা। [<আরশি<আদর্শিকা সং]।

আশ্কুন্ডলি=[ম]—বি. পুরাতন কব্জা বিশেষ॥ [<হাঁস কুণ্ডলী=কুণ্ডলাকৃতি লৌহখণ্ড—যাহার উপর দরজার কপাট ঝুলানো থাকে; হাঁসকল; দেখ আশ্কর্ ডিংগি]।

আশ্কে বরাত্=[চা, বা]— বি. কপালের জোর॥ [আস্কে=পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠা বিশেষ; বরাত برات ফা.=ভাগ্য]।

আশ্ক্যাল্=[য]—বি. এক জাতীয় গাছ॥

২=[কু]—বি. দাঁতনকাঠি॥

আশ্কোর্=[খু]—বি. বিবাহ উপলক্ষে ব্যবহৃত রঙীন মাটির হাঁড়ি॥ আশ্-কোর্ হান্ বালা দেখ্তে কিনিশ্।

আশ্ট—[কুম, ম, চা, ফ]—বি., বিণ. আট, অষ্ট॥ আশ্টর কোডত্ হিত্তে আসে; আশ্ট ট্যাহা দিমু। [<অষ্ট সং]।

আশ্টং কোশ্টং=[রং]— বি. শৈথিল্য॥ আশ্টং কোশ্টং কর্লে কি কাজ হয়?

আশ্টা=[রং]—বিণ. আঁটা॥ জিনিশ্টা আশ্টা আছে। [<আঁটা]।

আশ্‌টানো=[বং]—ক্রি. পরিধান করা ॥ তোর কি আশ্‌টাবার কাপরও নাই ? [আষ্টা=আঁটা ; নাম ধাতু]।
২=[রং]—ক্রি. আঁটানো ॥ জিনিশটা আশ্‌টানো আছে। [পূর্বে দেখ]।

আশ্‌টি পিশ্‌টি=[কু]—ক্রি. বিণ. সর্বাঙ্গে ॥ আশ্‌টি পিশ্‌টি মার লাগাও ঠিক হয়ে যাবে। [<আষ্টেপৃষ্টে=অষ্টেপৃষ্ঠে]।

আশ্‌টিয়া=[রং]—বি. নখ ॥

আশ্‌টে=[রং]—ক্রি. বিণ. সামান্য আটকাইয়া ॥ কোনমতে আশ্‌টে থোয়েক্ ক্যানে ?
২=[খু]—বি. মাছের আঁইশ ॥ মাসের আশ্‌টে দূরে ফ্যাল্। [আঁষটা+ইয়া প্র. ; আষ<আঁইষ<আমিষ সং]।

আশ্‌ট্যান্‌=[ফ]—বিণ. অবিশুদ্ধ ॥ স্যারাডা যবর্ আশ্‌ট্যান্। [আঁশ+টান]।
২=[বা]—বি. বুনো গাছ বিশেষ ॥
৩=[পা]—বি. প্রস্রাবখানা ॥ [<অশৌচস্থান]।

আশ্‌টোয়ুরা=[চা]—বি. জ্বর, রোগ বিশেষ ॥ [<অষ্ট জ্বর+আ: প্র. ; আট প্রকারের জ্বর, যথা—বাতিক, পৈত্তিক শ্লৈষ্মিক, বাতপৈত্তিক, বাত শ্লৈষ্মিক, পিত্তশ্লৈষ্মিক, সংঘাত, আগন্তুজ]।

আশ্‌দিন্‌=[ম]—বি. আগামীদিন ॥ আশ্ দিন্ এ্যাক্ শময় আইস। [<আসে দিন]।

আশ্‌নি=[চা]—বিণ. আশ্বিন মাসে জাত ॥ আশ্‌নি দান্। [<আশ্বিন+ই প্র.]।

আশ্‌পটান্‌=[চা]—বি. প্রতাপ ॥ এখন্ আর্ যমিদার্‌দের্ আশ্‌পটান্ নাই। [<আস্পর্ধা ; দেখ আশ্‌পাটং]।

আশ্‌পরশ্‌=[ম]—বি. পড়াপড়শী, প্রতিবেশী ॥ আশ্‌পরশের লগে কাইযুয্য কৈর না। [<আশ্+পড়শী ; আশ্<আশা (বৈদিক)=পার্শ্ব+পড়শী=প্রতিবেশী]।

আশ্‌পর্‌শি=[রং]—বি. পাড়াপড়শী ॥ আশ্‌পরশির শংগে ঝগড়া লাগাচিস্ ক্যা ? [দেখ আশ্‌পরশ্]

আশ্‌পাটং=[রা]—বি. কুটানি, অহঙ্কার ॥ লোক্‌টার আশ্‌পাটং দেখ্যা আর বাঁচি না। [দেখ আশ্‌পটান্]।

আশ্‌পাতাল্‌=[চা, কুম, সি, পা]—বি. হাসপাতাল ॥ [<হাসপাতাল<Hospital ইং]।

আশ্‌পান্‌=[ম, চা]—বি. আকাশ ॥ আশ্‌পানে দ্যাওয়ায় হায় করুসে। [আস্‌মান ; آسمان ফা.]।

আশ্‌ফাটাং=[দি]—বি. অহঙ্কার, কুটানি ॥ বেশি আশ্‌ফাটাং করিস্ না। [দেখ আশ্‌পাটং]।

আশ্‌ফানি=[ম]—বিণ. গায়েবী, আকাশ সম্বন্ধীয়, খোদার তরফ হইতে আগত ॥ [আসমান (দেখ আশ্‌পান্)+ই প্র.]।

আশ্‌ফানি কিত্তাব=[ম]—বি. নবীদের উপর অবতীর্ণ গ্রন্থ ॥ [দেখ আশ্‌ফানি+কিতাব كتاب আ:]।

আশ্‌ফানে তোলা=[চা, ম]—ক্রি. অত্যধিক প্রশংসা করিয়া ফুলানো ॥ তারে এ্যাক্‌কেরে আশ্‌ফানে তুইল্যা দিস দিহি ? [দেখ আশ্‌পান্+এ (বিভক্তি)+তোলা]।

আশ্‌ফানের্ তল্‌=[চা, ম]—বি. নিখিলবিশ্ব, সমগ্র পৃথিবী ॥ আমারে মারিলের্ মানুশ্ এই আশ্‌ফানের্ তলে পয়দা অয় নাই। [দেখ আশ্‌পান্+এর (সম্বন্ধে) তলে]।

আশ্‌ফান্‌=[চা, ম]—বি. আকাশ ॥ [দেখ আশ্‌পান্]।

আশফান্ আতে পাওয়া=[ম]—ক্রি. হঠাৎ সৌভাগ্যলাভ করা ॥ [<আসমান হাতে পাওয়া]।

আশ্‌ফান্ যমিন্‌=[ম]—বিণ. বিরাট, অনেক ॥ তার্ লগে আমার আশ্‌ফান্ যমিন্ ফারাগ্। [দেখ আশ্‌পান্+যমিন زمين ফা.]।

আশ্‌ফান্ থাইক্যা পরা=[চা, ম]—ক্রি. অতিমাত্রায় বিস্মিত হওয়া, কিছুই না জানার ভান করা ॥ এই কতা হুইন্যা আমি আশ্‌ফান্ থাইক্যা পর্‌সি [আস্‌মান থাকিয়া পড়া]।

আশ্‌ফান্ বাইংগা পরা=[চা, ম]—ক্রি. অকস্মাৎ বিপদগ্রস্ত হওয়া, অভিশপ্ত হওয়া ॥ বাপের্ মরার্ খবর্ হুন্যা তার্ মাথাত্ আশ্‌ফান্ বাইংগা পর্‌সে। [আস্‌মান ভাঙিয়া পড়া]।

আশ্‌ফুল্‌লা=[রং]—বিণ. শক্তিহীন ॥ কুতুতাটা আশ্‌ফুল্‌লা হয়্যা পড় ছে।

আশ্‌মান্‌ লাথ্যা=[রা]—বিণ. যা তা, বাজে ॥ তোর্ আশ্‌মান্ লাথ্যা কথা শুন্যা গা জল্‌তাছে। [আসমান+লাথি+ইয়া প্র.]।

আশ্‌রা=[দি, চা]—বি. আশ্রয় ॥ অয় এক্ বাড়িত্ আশ্‌রা নিলে। [<আশ্রয়]।
২=[রং]—বি. আশা ॥ বহুত্ আশ্‌রা নিয়া আইচি। [<আশা+রা প্র.]।
৩=[ম]—বি. অবসর, সময় ॥ শাতৃ দিনের আশ্‌রা 'চাই। [<অবসর]।

আশ্‌রাফি=[রা]—উচ্চ বংশীয় লোক ॥ [আশ্‌রফ شرف। আ:+ই প্র.]।

আশ্‌লাই=[রা]—বি. ঢেঁকির মধ্যভাগে প্রবিষ্ট শলাকা ॥ ঢেঁকির আশ্‌লাইটা ভাংগ্যা গ্যাচে। [দেখ আড়্‌শলি]।

আশ্‌লি=[ম, চা, কুম, নো]—বি. হাঁসুলি, গলার অলঙ্কার বিশেষ ॥ [হাঁসুলি]।
২=[চা]—বি. টকফল ॥ বাগানে অনেক্ আশ্‌লি গাস্ আসে।
৩=[ম, সি]—বিণ. খাস, বিশুদ্ধ ॥ ইতে বান্‌দির্ পুত্ না আশ্‌লি বিবির্ পুয়া। [আসল اصل। আ:+ই প্র.]।
৪=[ম]—বিণ. দোআঁশলা, সঙ্কর ॥ আশ্‌লি মোরগ্। [পূর্বে দেখ]।

আশ্‌শাইল্‌=[ফ]—বি. ঢেঁকির পিছনের দিকে আড়াআড়ি সংযুক্ত দণ্ড ॥ [দেখ আশ্‌শাল্]।

আশ্‌শাদুল্‌=[নো]—বি. চরম ক্ষতি-কারক ॥ তোমার্ মত আশ্‌শাদুল্ আর্ ন আলে।

আশ্শাবাশ্ = [নো]—বি. আষাঢ় মাস ॥

আশ্শালি=[কু]—বি. ঢেঁকির মধ্য-ভাগে প্রবিষ্ট শলাকা ॥ [<আড়্শলি]।

আশ্শাল্=[চা]—বি. আঁটি ॥

২=[খু, ব]—বি. খুঁটির সাথে ঢেঁকি পাতিবার কাঠি ॥ ঢেকির কর্‌করানি আশ্শালের খয়। [আড়শলা ; দেখ আড়্শলি]।

আশ্শি=[বা, রা]—বি. আয়না ॥ আশ্শিডা দ্যাও, মুই মাতা আঁচ্ড়ামু(রা)। [আরশি<আদিশকা সং]।

আশ্শিজিগা=[ফ]—বি. কম জলের আমন ধান বিশেষ ॥

আশ্শুলি=[পা]—বি. ঢেঁকির মধ্য-ভাগে প্রবিষ্ট শলাকা। [<আড়্শলি]।

আসরম্=[কুম]—ক্রি. সাঁতার কাটা ॥

আসর্=[বা]—বি. সন্ধ্যা ॥ এ্যাহন্ আসর্ ঐসে। [আসর عصر আং]।

২=[ম]—বি. অশরীরী ভূত প্রেতের আক্রমণ ॥ বৌডার উপ্‌রে যিনের আসর্ আসে। [আসর اثر আঃ]।

আসল্ ফসল্=[ফ]—বিণ. খোলা মেলা ॥ আসল্ ফসল্ গায়গায় কত্তা কও। [আসল অনুঃ ; ফসল فصل আঃ]।

আসা=[ম]—অব্য. সদৃশ মত ন্যায় বোধক শব্দ ॥ কালাআসা (=কালচে); লম্বাআসা (=লম্বাটে)। [<আসা হিং]।

আসাই=[চট্ট]—বি. মাছি ইত্যাদির ডিম বা পোকা ॥ শকুর কান্ধের ঘায়ে আসাই পরিয়ে।

আসাকা=[চা]—বিণ. অপরিষ্কৃত ॥ আসাকা দুদ্ খাইস্ না [আ+ছাঁকা]।

আসাটা= [ম]— বিণ. অমার্জিত, অশ্লীলভাষী ॥ পোলাডা বর আসাটা। [আ+ছাঁটা]।

আসাডা=[ম]—বিণ. ফাজিল ॥ [দেখ আসাটা]।

আসানক্=[ম]—ক্রি. বিণ. অতর্কিত, অপ্রত্যাশিত ॥ এমুন্ আসানক্ কৈ খাইক্যা আইয়া পরুল। [<আচানক হিং]।

২=[ম, চা, সি]—বিণ. চমৎকার, আশ্চর্যজনক ॥ তোমার আসানক্ কথায় খুশি ঐসি। [পূর্বে দেখ]।

আসানো=[কুম]—বি. খাওয়ার পর মুখ ধোয়া ॥ [আঁচান < আচমন সং]।

আসান্‌কাত্তা = [সি] — বিণ. আশ্চর্যান্বিত, অবাক ॥ ই খতা হুনিয়া আসান্‌কাত্তা লাগি গেসিল্। [আচানক হিং=হঠাৎ]।

আসান্খাত্তা = [সি] — বিণ. অশ্রুত পূর্ব ॥ লোক্‌টা খালি আসান্‌খাত্তা খথা কন্। [অসঙ্গত]।

আসান্গা=[ম]— বিণ. বিস্ময়কর আশ্চর্যজনক ॥ [আচম্বা হিং]।

আসাবুইয়া=[ম]— বিণ. ভিত্তিহীন ॥ তোমার লাকান্ আসাবুইয়া লোক্ নাই। [দেখ আসাবুয়া, আচাভুয়া]।

আসাবুয়া=[সি]— বিণ. অদৃষ্টপূর্ব ॥ খি আসাবুয়া জিনিশ আনস? [দেখ আচাভুয়া]।

আসাব্বা=[ম, চা] – বিণ. বিকট, বিশ্রী ॥ মরা লাশ্‌টা ফুইলা আসাব্বা হৈয়া রৈসে। [<অসভ্য]।

আসাবা=[বা] — বিণ. আজগুবি ॥ আসাবা গপ্‌প বাদ্ দে। [আসাদে]।

আসারি=[পা]—বি. ডাঁটি ॥ হালের আসারি। [আছাড়ি=আছাড়]।

আসার্=[ম] -- বি. আচার, টক ॥ গরমের শময় আসার্ বর শার্। [আচার]।

২=[বা]--বি. আবর্জনা ॥ গরের পাসোত্ এত আসার্ ক্যা? [অসার]।

৩=[কুম]—বি. বাট, হাতল ॥ দার্ আসার্‌ডা লাগাও। [আছাড়]।

আসারগোডা=[চট্ট]—বি. এক জাতীয় টক ফল, ॥ [আচার+গোটা=ফল]।

আসারপিসার্=[কুম, ম]—বি. ওলট, পালট, হোঁচট ॥ আন্দাইরা পথ দিয়া আইতে আসার্‌পিসার্ খাইসি। [আছাড় +পিছাড় সহশব্দ ; পচাড় হিং]।

আসারবিসর্=[সি]— বি. পদস্খলন ॥ [আছাড় + বিছড় সহশব্দ ; বিচলনা হিং=পিছলানো]।

আসি=[চা]—বি. হাঁচি ॥ 'হাপের আসি বাঙ্গায় বুঝে।' [<হাঁচি]।

আসিয়াল্=[সি]— বি. শৃগাল ॥ গবর্ আসিয়াল্ শাপ্ কর। [<উচ্চ <উচ্চ+ইগাল প্র.]।

আসিলা=[পা]—বি. কাল দাগ ॥ তাস মুখে আসিলা বরা। [<আঁচিল]।

২=[কুম] — বি. আরশুলা ॥ [<আরশলা]।

আসিলাইল্=[ম]—বিণ. খোশা বা বাকল ছাড়ান নহে এইরূপ, কর্কশ, অমার্জিত ॥ আসিলাইল্ ধান্। [আ (না) +ছিলা+ইল প্র.]।

আসুইল্যা=[ম]—বিণ. যাহার খোসা ছাড়ান হয় নাই ॥ আসুইলা কলাডা ক্যামনে খাবি? [আ (না) ছিলা+ +ইয়া প্র]।

আসুইলা=[কুম চা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ এগল আসুইলা বাত্ খাইস না। [আ(না)+সহ+ ইলা প্র.]।

আসুক্কা=[নো]—ক্রি. বিণ. হঠাৎ, অপ্রস্তুতভাবে ॥ চিত্তে আসুক্কা আইসে। [উচক اچک হিং]।

আসুজ্—[কু]—বিণ. অপবিত্র বস্তু ॥ আসুজগায়ে নাহায় পর্‌তে নেই। [<অশুচি হিং]।

আসুদা=[কুম, ন]— বিণ. অনভ্যস্ত ॥ আসুদা মাইন্‌শারে এই কাম দিয় না। [আসুদহ آسوده ফা.=পরিতৃপ্ত]।

২=[বা, ফ]—ক্রি. বিণ. প্রয়োজনাতি-রিক্ত ॥ আইয়্ আসুদা খাইয়া ফালাইসি। [পূর্বে দেখ]।

৩=[নো, সি]—বিণ. পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে ॥ আসুদা কৈরা খাইসে। [পূর্বে দেখ]।

৪=[সি]—বি. গালি বিশেষ ॥ আসুদা বেডি। [আ (স্বার্থে)+চুদা√চুদ্= সহবাস করা, দেখ অচুদি]।

আসুদ্দা=[কুম, নো, সি]—বিণ. প্রবল ইচ্ছা, তৃপ্তি ॥ আসুদ্দা পুরাইয়া খাও। [দেখ আসুদা]।

আম্বরন্=[নো]—ক্রি. আঁচড় দেওয়া ॥ বিলাইয়ে আরে আম্বুরি দিসে। [<আঁচড়+অন প্র.]।

আম্বুলি=[চট্ট]—বি. গলার হার ॥ মাইয়াউয়ার্ গলার্ আম্বুলি। [<হাঁসুলি]।

আসেউ=[য]—অব্য. ঘৃণা ব্যঞ্জক ॥ আসেউ, মানুশ্ এ্যামন্ নিচ্' হয়। [<আঃ ছিঃ]।

আস্যাকা=[ম]—বিণ. অসেঁকা ॥ আস্যাকা লুডি খাইতাম্ না। [<আ+সেঁকা]।

আসোব্যা=[ম]—বিণ. ধৈর্যহীন ॥ তুই বব আসোব্যা। [<অসভ্য ; তুং দেখ আসাব্বা]।

আস্কা=[কুম, নো, রং]—ক্রি. বিণ. অকস্যাৎ, হঠাৎ ॥ তার্ উপ্রে অস্কা বিপদ্ আইল্। [দেখ আচ্কা]।

২=[কুম]—ক্রি. বিণ. আজ ॥ আস্কা হারাদিনৈ আমি বারিত্ আসি। [<আজিকা]।

আস্ক্যার্=[কুম]—ক্রি. বিণ. সম্ভবতঃ ॥ আস্ক্যার্ হিতে আইয়্ বারিত্ আইব। [আকসর اکثر। আঃ=প্রায়ই]।

আস্ড়াপেস্ড়ি=[খু]—ক্রি. বিণ. ছটফট ॥ [আছাড়ি+পিছাড়ি ; সহশব্দ. পছার হিং]।

আস্ত পাওয়া=[ম]—ক্রি. সর্বস্ব হারানো ॥ ব্যাডা মাম্লা কৈরা এ্যাবারে আস্ত পাইল। [আস্ত=গোটা+পাওয়া]।

আস্তর্ বিস্তর্=[বা]—বি. আদর-আপ্যায়ন ॥ তারা আমারে খুব আস্তর্ বিস্তর্ করে। [আস্তর<আদর+বিস্তর অনুঃ]।

আস্ত লাউ=[কুম]—বিণ. বোকার হদ্দ ॥ তার পোলাডা এ্যাককেরে আস্ত লাউ [মূলার্থ গোটা লাউ]।

আস্তা=[কুম, চা, মি]—বিণ. সম্পূর্ণ ॥ আস্তা আম্ডা খা। [=আস্ত+আ]।

২=[চট্ট]—বি. খিলান ॥ আস্তা সারা শক্ত হৈত ন।

৩=[দি, পা]—বি. রাস্তা ॥ খানে আস্তা ভাঙি গ্যাছে। [<রাস্তহ্ راستہ ফা.]।

৪=[পা]—বি. নৌকার পানি উঠা বন্ধ করিবার জন্য দেয় গাবমুড়কি, প্রলেপ বিশেষ ॥ [<আস্তর]।

৫=[নো]—বি. বাঁশের শলাকার তৈরী মাছ ধরিবার ফাঁদ বিশেষ ॥ ম্যাগ্ আইলে আস্তায় খুব্ মাস্ পাওয়া যায়।

আস্তা খাস্তা=[রং]—ক্রি. বিণ. নষ্ট ॥ তামাক্লা আস্তা খাস্তা করিস্ না [<আসতা অনুঃ+খাসতা خستہ ফা.=নষ্ট]।

আস্তারা=[নো]—বিণ. খাঁটি ॥ আস্তারা কতা ক।

আস্তারি হিস্তরি=[নো]—ক্রি. বিণ. ইতস্ততঃ চিন্তা করিয়া ॥ আস্তারি হিস্তরি কাম্ডা শুরু কৈর্লাম্।

আস্তারে=[নো]—বিণ. একেবারে ॥ ব্যাডাডা আস্তারে মংলি। [<যকসর یکسر ফা.+এ বিভক্তি]।

আস্তিকাল্=[রং]—বি. প্রতিজ্ঞা ॥ মনে মনে আসতিকাল করা্য কাম্ কর। [ইসতিকলাল استقلال আঃ=দৃঢ় চিত্ততা]।

আস্তিক্=[বা, খু]—বি. অভ্যর্থনা, যত্ন, আপ্যায়ন ॥ ও বাড়ি যামু কি হর্তে মোডে আস্তিক নাই। [<আন্তরিক]।

২=[নো]—বি. আন্দাজ ॥ আস্তিক্ করি কতা কৈস্ না?

আস্তুরা=[সি]—বি. ক্ষুর ॥ আস্তুরা খান্ দারাও। [উস্তরহ্ استرہ ফা.]।

আস্তেকুড়্=[খু]—বিণ. বদ্মাইশ ॥ আস্তেকুড়্সেলের কি ল্যাহা পড়া অয়? [<আঁস্তাকুড়]।

আস্তেগুর্=[খু]—বি. আঁস্তাকুড় ॥ যুন্দাল গুলো আস্তেগুরে ফ্যাল্। [আঁস্তাকুড়]।

আস্তেরিয়া=[রং]—বিণ. ভিন্ন মতাবলম্বী, অনৈক্যবাদী ॥

আস্তোরা=[সি]—বি. ছুরি, ছোড়া ॥ ইসোক্রা আস্তোরা দি আতু খাডি লাইসে। [দেখ আস্তুরা]।

আস্মানি=[চট্ট]—বিণ, গুজব ॥ আস্মানি কতা ন কৈস্। [আস্মানী آسمانی ফা.]।

আস্মান্তারা=[রা]—বি. একটি ধানের নাম ॥ [দেখ আস্মানি+তারা]।

আস্মুইডা=[কুম]—বি. এক প্রকার ধান ॥

আস্রা=[কুম]—বি. নারিকেলের মালা ॥ আস্রার মৈদ্যে নাইরল্ থাহে।

২=[ম, রং]—বি. খোঁচা, আঁচড়া ॥ তার শৈল্লে কাডার আস্রা লাগ্সে। [<আঁচড়া]।

৩=[চা]—বি. ক্ষেতের আগাছা ধ্বংস করার যন্ত্র ॥ দান্ খ্যাতে আস্রা দ্যাওন্ লাগে। [<আঁচড়া]।

৪=[ম]—বি. আশ্রয়, ভরসাস্থল ॥ গরিবের আস্রা কেঐ নাই ॥[<আশ্রয়]।

আস্লা=[ম]—বি. জোয়ালের সহিত মহিষ বাঁধিবার জন্য ব্যবহৃত বেতের কাঠি বিশেষ ॥

আস্সা গোসের খাওয়া=[ম]—ক্রি. রীতিমত প্রহার করা, মার দেওয়া ॥ [আচ্ছা গোছের=ভাল রকমের]।

আস্সান্=[চট্ট]—বি. আকাশ ॥ আস্মানত্ মেউলা (মেঘলা) নাই। [দেখ আস্মানি]।

আস্সাব্=[চট্ট]—ক্রি. বিণ. বিনা কারণে, অমনি ॥ তেঁ আস্সাব পোয়াউয়ারে মারে। [আ+সবব سبب আঃ=কারণ]।

আহয্=[ফ]—বি. শিশুর জন্ম ॥ [<আউজ<অশৌচ সং]।

আহটি=[রা]—বি. বেড় ॥ জোরে হাট্তে গ্যালে তার পায়ে আহটি লাগে।

২=[রা]—বি. লম্ফঝম্প ॥ তোমার আহটিই সার্।

আহট্=[কুম, সি]—বি. সাড়া ॥ ঝিশের য্যান্ আহট্ পাওয়া গ্যাল্। [আহট آہٹ হিং=পদশব্দ]।

আহড়্ বিহড়্=[খু]—বি. আড়াল ॥ দুশ্ট লোকে আহড়্ বিহড়ে লুকায়া

মানুশের্ অন্যায় করে।

আহনে=[য]— ক্রি. বিণ. এখানে ॥ আহনে গেলি তারে বাড়ি পাওয়া যাবে নানে। [<এখনো]।

আহন্=[ম, ফ, চা]—ক্রি. আসা ॥ যল্দি আহ না মিয়া। [<আসন=আসা]।

আহমলা=[রা]—বি. তৃপ্তির পর আর খাইতে বা ব্যবহার করিতে ইচ্ছা না হওয়ার অবস্থা ॥

আহর্=[রা]—বি. বাঁধা ॥ ম্যালা আহর্ আছে, তুই ই কাম পার্বি না।

২=[দি]—বি. আষাঢ় ॥ আহর্ মাশ্। [<আষাঢ়]।

আহল্=[কুম]—বি. বুদ্ধি ॥ বৌডার আহল্ কম। [<আকল<'আক্ল্ عقل আং]।

২=[চা]—বিণ. যাহা এখনো ভাঙ্গা হয় নাই ॥ আহল্ যমি চৈ'তে গরুর খুব্ কশ্‌ট অয়। [<আ=(না অর্থে) +হল্=কর্ষণ করা]।

৩=[খু]—বি. আড়াল ॥

আহশা=[পা]— বি. কলা ॥ [দেখ আকাশিয়া, আহাইশ্যা]।

আহা=[ম, খু]—বি. চুল্লী, উনুন ॥ গুতায়ে আহাডা ভাংগে ফেল্লি (খু)। [আকা<আখা<সং উখা=স্থালী, পক্ব মাংসাদি ; অর্থপ্র.]।

২=[ফ]—বি. চুলার অঙ্গার ॥ আহার উপ্রে কাপর্ দর্ শুকাই যাবেনে।

৩=[খু, বা]—বি. কাধ, ঘাড় ॥ আমার আহা বেথা করে। [<আঁস<অংস সং]।

আহাই=[বা]—বি. আশা, আকাঙ্খা ॥ আহাই মিডাইয়া খাও। [আশা+ই]।

আহাইতলি = [কুম] — বি. বগল ॥ আহাইতলিত্ একটা হোরা ঐসে। [দেখ আহাইতল্]।

আহাইতল্ = [কুম]— বি. বগল ॥ আহাইতলের লোম্ শাফ্ করা উচি'ত। [দেখ আহা+তল ; মূলার্থ স্কন্ধতল]।

আহাইদ্দা=[চা]—বিণ. বাজে, অপ্রাসঙ্গিক ॥ আহাইদ্দা প্যাচ'াল্ এলা খো।

আহাইলা=[পা]—বি. কলা ॥[<আকাশিলা <আকাশ+ইলা প্র.]।

আহাইল্=[ম]—বি. কাঁকর ॥ চাইলের মৈদ্দে আহাইল্ আসে।

২=[ম]—বি. এক প্রকার শক্ত মাটি ॥ আহাইলা মাডিত্ ফশল্ অয় না। [<আটাইল<আঁটা+ইল (মাটি)]।

আহাইল্তলা=[ম]—বি. বগল ॥ [দেখ আহাইতল্]।

আহাইশ্যা = [পা] — বি. কলা ॥ [<আকাইশ্যা <আকাশ+ইয়া প্র.]।

আহাউল্=[চট্টা]—অব্য. গরুকে ডাকিবার শব্দ বিশেষ ॥ আহাউল্ আয়।

আহাংকা=[না]—বি. আকাঙ্ক্ষা ॥ এ্যাত আহাংকা করা বালা না। [<আকাঙক্ষা]।

আহাংরা=[বা]—বিণ. বেয়াড়া, খামখেয়ালী, অবাধ্য ॥ পোলাডা বর আহাংরা।

আহাকার্=[চা]—বি. হাহাকার, অভাব, লোভ ॥ অর্ আহাকার্ আর্ কমে না [<হাহাকার]।

২=[চা]—বি. কামনা, ইচ্ছা ॥ অর্ আমাগ লগে শমন্দ করনের বর আহাকার্। [আহাকা<আকাঙক্ষা+(র) স্বার্থে]।

আহাগৈ=[নং]—ক্রি. বিণ. আন্দাজে, অনুমানে ॥ জানে না শুনে না আহাগৈ একটা কথা কয়।

২=[নং]—ক্রি. বিণ হঠাৎ ॥ আহাগৈ আগা অয় হাজির্ হৈল্।

আহাগো=[নো]—সর্ব. আমাদের ॥ আহাগো ট্যায়াটোয়া নাই। [<আমাগো আমাদের]।

আহাব্=[চা]—বি. দুশমনি, শত্রুতা ॥ [<আখজ<আখয্ اخذ আং]।

আহাতলি=[ম]—বি. কাঁখতলি, বগল ॥ আহাতলিত্ লুহাইলা কি? [দেখ আহাইতল্]

আহাতাহা=[ম]—বি. দ্বিধা, সঙ্কোচ ॥

২=[কুম]—ক্রি. বিণ. ব্যতিব্যস্ততা ॥ আহাতাহা কৈরা খাইও না।

আহাদিকালের বাহাদি=[রা]—বি. অতি বৃদ্ধ ॥ [<আদি কালের বাদি ; (বাদি=জ্ঞানী পণ্ডিত) অথবা আদ্দি কালের বদ্যি (বুড়ো)]।

আহান্=[চা]—ক্রি. বিণ. এখানে ॥ আহান্ তর্ কি কাম? [=এহান<এখান]।

আহানা বাহানা=[বং]—বি. ওজর আপত্তি ॥ ঐলা আহানা বাহানা ছাড়েক্ তুই। [<আহানা অনু: + বহানহ্ بهانه ফা.]।

আহানারা=[পা]—সর্ব.<আপনারা ॥ আহানারা কনে যাইবেন্?

আহানো=[চা]—ক্রি. বাতাস করা ॥ বর গরম্ একটু আহাইয়া দে।

আহাবাহা=[পা]—বি. আদর ॥ সাওয়াটাকে আহাবাহা কর। [<আস বস<আইস বইস]।

২=[কুম]—ক্রি. বিণ. অস্পষ্ট ॥ এত আহাবাহা কৈরা কতা কৈস্ না।

৩=[ম, পা, কু, ফ]— বি. অস্থিরতা, চাঞ্চল্য ॥ অত আহাবাহার কি কাম।

আহাবিহে=[য]—বি. অস্থিরতা প্রকাশ ॥ যন্ হলি আহাবিহে কর্বি নে।

আহাম্মকের চর্কি = [রং] — বিণ. কাণ্ডজ্ঞান হীন ॥ তুই একটা আহাম্মকের চর্কি। [আহ্মক احمق আং+ এর (সম্বন্ধে)+চর্খী چرخی ফা.]।

আহারা=[চা]— বিণ. অকেজো ॥ 'আহারা নাপ্তের দামা বরা খুব'— প্রবাদ। [<আ+কার (কার্য সং)+ আ প্র.]।

আহার্=[ম]—বি. আকার ॥ লোক্টার আহার বালা না। [<আকার]।

২=[চা]—বি. আষাঢ় ॥ [<আষাঢ়]।

আহার্দা=[চা]—বি. হয়রান, বিরক্ত ॥ হারা দিন্ চু'লার দিসে থাক্তে থাক্তে আহার্দা ঐয়া গেসি। [আযর্দাহ্ آزرده ফা.]।

আহালি=[ফ, বা]—বি. চাউলে মিশ্রিত কাঁকর বা বালি ॥ চা'উলে আহালি বরা। [দেখ আহাইল্]।

২=[পা]—বি. কলা ॥[দেখ আহাইলা]।

৩=[বা]—বি. দাঁতের গোড়ার শক্ত ময়লা, আবর্জনা ॥

আহালে=[য]—বি. বাঁশের গোড়ার কাটা অংশ বিশেষ ॥

আহাল্=[ম, চা, খু]—বি. আকাল, দুর্ভিক্ষ ॥ [<আকাল; অকাল হিং]।
২=[বা]—বি. চুল্লী। আহালে আগুন্ আছে ? [<আধান=আধা+ন (অতিরিক্ত)]।

আহাল্দার্=[বা]—বি. রাঁধুনির ॥ আহাল্দারে যাইস্ না। [দেখ আহাল+দার্, ১ ফা.]।

আহাশ=[ফ]—বি. কলা ॥ [দেখ আহাইশ্যা]।

আহাশ্=[বা]—বি. আকাশ ॥ আহাশের তারা। [<আকাশ]।

আহাশ্পাতাল্=[চা, কুম]—বি. হাসপাতাল ॥ ওশ্ না দিলে আহাশ্ পাতালে রুগি বর্ তি করে না। [=আ (অতিরিক্ত)+হাসপাতাল]।

আহিত্তান্=[ম, চা]—ক্রি. বিণ. বালিশ বিনা ॥ আহিত্তানে হুইস্ না। [আ (=না)+শিথান (বালিশ)<শীর্ষস্থান]।

আহিবাহি=[ফ]—বি. বাসি খাদ্য সামগ্রী ॥ আহিবাহি খাইয়া কাম্ কর। [আহি অনু:+বাসি]।

আহিল্ দিহিল্=[রা]—ক্রি. বিণ. সদিচ্ছা সহকারে, স্ফূর্তির সহিত ॥

আহু=[বা]—বিণ. ভীষণ ॥ আহু জঙ্গল ॥

আহুইস্সা=[নো]—বিণ. স্থূল, মোটা ॥ [আ(না)+সূচ+ইয়া প্র.]।
২=[নো]—বিণ. কুৎসিৎ লোক ॥

আহুগ্রোশ্=[রা]—বি. পেট ॥ এত খাবাও তোর আহুগ্রোশ্ ভরে না ? [<রাহুগ্রাস]।

আহুচু'রা=[ম]—বিণ. বোকা ॥ হে আস্তো একখান্ আহুচু'রা লোক্।

আহুট্=[য]—বি. আব্দার ॥ পোলাপানের আহুটে আর বাঁচি'না। [আব্দুট্=<অবৃষ্টি সং]।

আহুতাহু=[চা]—বি. হাহুতাশ ॥ ঘরের্ চো'ডে ম্যাবাডা আহুতাহু কর্তাসে। [অনু.]।

আহুত্তা=[ম]—বিণ. নির্গুণ, অসার ॥ লোকটা দেখ্তে হুন্তেই মোডা, আশলে আহুত্তা। [বাহুত্তর<বাহাত্তুরে]।

আহুর্=[খু, য]—বিণ. ইক্ষুর ॥ আহুর চি'নি ॥ [<আখুর=আখের]।

আহুলাবাহুলা=[রং]—বিণ. এলোমেলো, আগোছালো। [আউলা বাউলা <আকুল ব্যাকুল]।

আহুশ্=[সি]—বি. আসক্তি ॥ বাইশকুপ্ দ্যাহনের আহুশ্। [<হাউশ<হওস্ هوس ফা.; বর্ণ বিপর্যয়]।

আহেদিন্=[ন]—বি. আগামী কল্য ॥ আমি আহেদিন যামু। [আসে দিন]।

আহ্যায্=[পা]—বি. সখ, আকাঙক্ষা, ইচ্ছা, বাসনা, খাহেশ ॥ এই বিয়াতে তার আহ্যায্ আসে।
২=[ম,চা,কুম]—বি. আক্রোশ, শত্রুতা, বিদ্বেষভাব, হিংসা ॥ বাইয়ে বাইয়ে এত আহ্যায্ কেরে ? [দেখ আহায]।

আহ্যাট্যারা=[পা]—বিণ. হৃদয়বিদারক, অবিবেচনা প্রসুত, অসহ্য ॥ তার কথাটা আহ্যাট্যারা গোসের।
২=[ফ]—বিণ. অকেজো, অলস ॥ স্যা-রাতো বর আহ্যাট্যারা।

আহৈয্যা=[চা]—বিণ. ছোট, শিশু ॥ আহৈয্যা পোলাডা কার্ ? [অশৌচ+ইয়া প্র.]

আহৈট্=[ফ]—বি. আব্দার ॥ [দেখ আহুট্]।

আহোঁত্=[রা]—বি. আড়াল ॥ আহোঁতে কে রে ?

আহোচ্'রা=[চা]—বিণ. নোংরা, অপরিস্কার ॥ ম্যারাডা বরর্ আহোচ্'রা।

আহোট্=[চা]—বি. আব্দার ॥ [দেখ আহৈট্]।

আহোড়্=[রা]—বি. প্রখর ॥ গরুটাক্ আহোড়্ করয়া ফ্যালাইছে। [<আহত]।

আহোয়ে আনা=[য]—ক্রি. গুছাইয়া আনা ॥ বিচ্'লিগুলা আহোয়ে আন্।

আহোরি=[চা]—বি. তালের আঁটির শাঁস ॥ আডেব দিন্ আহোরি খামু।

আহোর্=[কু, পা]—বিণ. কঠিন, কষ্ট সাপেক্ষ ॥ আহোর্ কাম্। [<আহড় =লড়াই হিং]।

আহোশা=[পা]—বি. মাকড়সার জাল ॥

আহ্রাইদ্যা=[চা]—বি. গালি বিশেষ ॥ আহ্রাইদ্যারে দেখ্তাম চাই না।

আহ্শা=[চট্]—বিণ. দুঃসাহসী ॥ ইতে বর আহ্শা [<সাহস+আ প্র.]।

ই=[চা]—বিণ. এই ।। ই কতা কৈস্ না । [<এই] ।
২=[কুম]—অব্য. অবজ্ঞাসূচক ধ্বনি, কী ।। ই, কিতা কৈলা ? [<ইঃ] ।
ইআত্=[চট্ট]—ক্রি. বিণ. এইখানে ।। [<এইখান+ত (সপ্তমীর বিভক্তি)] ।
ইআদ্রা=[সি]—ক্রি. বিণ. ইদানিং ।। ইআদ্রা আমি যাইতাম্ নায় ।। [<এই আজিকার] ।
ইআন্ =[চট্ট]—বিণ. এইটি ।। [<এইখান] ।
ইও=[সি]—সর্ব. ইয়ে—সাধারণতঃ কোন কিছুর নাম মনে না থাকিলে বলা হয় ।। [<ইহা] ।
ইওনু=[চট্ট]—ক্রি. বিণ.<এখনই ।।
ইওল্ =[বা]—বি. হিমেল বাতাস ।। [<হীওল<শীঅল<শীতল] ।
২=[কুম]—বি. পশুর সঙ্গমেচ্ছা ।। গরুডা ইওল্ গ্যাসে ।
ইং=[কুম]—বি. হিং ।। এক তোলা ইং আইনুন । [<হিং<হিঙ্গু সং] ।
ইংকরা=[খু]—ক্রি. এইরূপ করা, কোন ভঙ্গিমা নকল করা ।। [<এই করা] ।
ইংকা=[রা]—ক্রি. বিণ. এই রকম ।। তুই জে ইংকা কর্‌বু.তা মুই জানো । [<এই+কা প্র.]
ইংকার্—[কুম,চা]—বি. ঘৃণা ।। কেঐরে ইংকার কৈর না । [<ইন্‌কার انکار আঃ (=অস্বীকার)] ।
২=[পা]—বি. অহঙ্কার, গর্ব ।। গরিবের্ ইংকার্ নাই । [<অহঙ্কার] ।
ইংকিত্ করা=[চা]—ক্রি. ঘৃণা করা ।। গরিবেরে ইংকিত্ কৈর না । [<ইঙ্গিত করা] ।
ইংকুরা=[বা]—বিণ. হিংসুটে ।। হিংকুরা যাই । [দেখ ইংকার্] ।
ইংকুরাপনা=[বা]—বি. ঈর্ষ্যাপরায়ণতা ।। ইংকুরাপনা করা কি তোমার্ শোবা পায় । [দেখ ইংকুরা+পনা প্র.] ।
ইংগাইংগা করা=[খু]—ক্রি. তোষামোদ করা ।। ওকে ইংগাইংগা কর্‌সো ক্যানে । [<আজ্ঞা আজ্ঞা করা] ।
ইংগানো=[কা]—ক্রি. গুতা দেওয়া, শিং দিয়া আঘাত করা ।। শার্ টা বর ইংগায় । [<শিংগান, শিং<শৃঙ্গ ; নামধাতু] ।
২=[য]—ক্রি. বিদ্ধ হওয়া ।। খালি পায়ে হাঁট্‌তে কাঁটা ইংগে গ্যান্ । [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।
ইংগাল্ =[বা]—বি. পান ইত্যাদিতে যুক্ত পোকার বাসা ।। পানে ইংগাল্ দ্যাহা যায় ।
ইংগি=[রং]—বি. জামা ।। [অঙ্গরক্ষক শব্দের স. রূ.] ।
ইংগ্যাত্ =[ফ]—বি. অবজ্ঞা ।। কেঐরে ইংগ্যাত্ কৈর না । [দেখ ইংকিত্ করা] ।
ইংটানো=[চা]—ক্রি. ক্ষতিকরা ।। ওকি তোমারে ইংটাইসে ? [ইংটা <ইট্টঅ <ইষ্টক+আনো প্র. ; নামধাতু] ।
ইংরিশন্, ইংরেশন্, ইংজিশন্ =[কুম, পা]—বি. ইন্‌জেক্‌শন ।। আমি ইংরিশন্ দিতাম্ না । [<ইন্‌জেক্‌শন injection ইং] ।
ইংশা =[কুম, চা, সি]—বি. হিংসা ।। [<হিংসা] ।
ইঁকিড়া=[রা]—বি. নলখাগড়া ।। [<উখ্‌খড়া<উলুখড় ; অকূরা হিং] ।
ইঁক্‌কা=[চট্ট]—বি. এদিকে ।। ইঁক্‌কা আইও যাই । [এই মুখিয়া<এই মুখ+ইয়া প্র.] ।
ইঁক্‌ড়া=[রা]—বি. খড় ।। [দেখ ইঁকিড়া] ।
ইঁক্‌রা=[রা]—বিণ. হিংসুক ।। [দেখ ইংকুরা] ।
ইঁচ্‌র্ =[ব]—বিণ. দুষ্ট প্রকৃতির, নাছোড়বান্দা ।। [<ইতর] ।
ইঁচা=[পা]—বি. চিংড়ি মাছ ।। [দেখ ইচিং, ইচিলা, ইচ্‌লা] ।
ইঁটা=[পা]—বি. মাছ বিশেষ ।। ইঁটা মাসের কাঁটা বড় ।
ইঁয়ান্ =[নো, চট্ট]—সর্ব এইটি, ইহা ।। [<এই+খান] ।
ইকরিয়া=[ম]—বি. হাঁড়ি পাতিলের ভাঙ্গা টুকরা ভর্তি জমি ।। ইকরিয়া যমিত্ ফশল্ অয় না । [দেখ ইকর্ + ইয়া প্র.] ।
২=[সি]—বি. ক্ষুদ্র পাখি বিশেষ ।।
ইকর্ =[ম,সি]—বি. নল খাগড়া জাতীয় তৃণ, এক রকম ছোট গাছ ।। ইকরের্ কলম্ বালা অয় । [দেখ ইঁকিড়া] ।
২=[কুম]—বি. বাঁশের ছোট টুকরা ।। তার্ পাওত ইকরের্ খোচা লাগ্‌সে ।
ইকর্‌বিকর্ =[ব]—ক্রি. বিণ. ইতস্ততঃ ।। [অনু.] ।
ইকা=[সি]—বি. বুকের পার্শ্ব ।।
২=[সি]—বি. গরুর পিছনের দুই পায়ের সন্ধিস্থল ।। গরুর ইকা খায় পার্ মারি ধর্‌লায় নি ?
ইকান্ হিকান্ =[সি]—বি. সর্বস্থান, এইস্থান ও সেইস্থান ।। আমার লাগ্যা ইকান্ হিকান্ শমান । [<এখান সেখান] ।
ইকারি=[ম]—বি. পানদান ।। ইকারিত্ পান্ নাই ।
ইকিরিমিকিরি কথা=[ম]—বি. দুর্বোধ্য কথা ।। শাহেব্‌গো ইকিরিমিকিরি কথা বুঝি না । [অনু.] ।
ইক্=[কু,পা]—সর্ব. ইহাকে ।। [<ইহাক <ইহাকে] ।

ইক্কা=[কুম]—বি. কাশিতে কাশিতে শ্বাস বন্ধ হওয়ার ভাব ॥ [<হিক্কা]।
২=[বা]—ক্রি. বিণ. কোন জিনিসের জন্য বারবার (বলা) ॥
ইক্কানি=[চট্ট]—বিণ. অতিক্ষুদ্র, সামান্য ॥ [<একখানি]।
ইক্কিনি=[চট্ট]—বিণ. ছোট ॥ ইক্কিনি ইক্কিনি ইগা মাস্ ন আনিশ্। [<একখানি, একটুখানি]।
ইক্খন্=[ঢা]—ক্রি. বিণ. এই মুহূর্তে॥ ইক্খনই আমি যামু। [<এইক্ষণ]।
ইক্চি'বিক্চি'=[কু]—বিণ. এলোমেলো, নকশাদার। বৌটিতে অনেক্ ইক্চি'বিক্চি' সবি আসে। [অনু.]।
ইক্টা=[রা]—সর্ব. এইটা ॥ ইক্টা কার্? [<এইটা]।
ইক্ড়েবিক্ড়ে=[খু]—বিণ. আঁকাবাঁকা ॥ ইক্ড়েবিক্ড়ে ল্যাখা। [<অষ্কট-বষ্কট]।
ইক্তারি = [কুম, ঢা] — বি. ইচ্ছা, কর্তৃত্ব ॥ নিয়্ ইক্তারিতে কাম্ কর। [<ইখ্তিয়ার اختیار আং+ই প্র.]।
ইক্না = [ব] — সর্ব. ইনি ॥ ইক্না কে? [<এই+কনা প্র.]।
ইক্পির্=[সি]—বি. সাধু সন্ন্যাসী ॥
ইক্রা=[ব]—বিণ. সক্ষম, উপযোগী, যোগ্য ॥ শে এ কামের্ ইক্রা না।
ইক্রানো =[রা]— ক্রি দৌরাত্ম্য বা অত্যাচার করা ॥ তুই ইক্রাবা লাগ্‌লু ক্যান্?
ইক্রি=[ফ, রা]—বি. সাদা রঙের ইক্ষু বিশেষ ॥ [<ইক্ষু+রি প্র.]।
ইক্শা=[ব]—বি. রিক্সা ॥ ইক্শায় চৈ'ড়া [<রিকশ rickshaw ইং; আসলে জাপানী শব্দ]।
ইখান=[কুম]—ক্রি. বিণ. এইখানে ॥ ইখান কেঐ নাই [<এইখানে]।
ইখান্=[কুম]—সর্ব. ইহা ॥ ইখান্ তোমার্ চু'রি। [<এইখান]।
ইগা=[কুম, নো]—সর্ব. এইটা ॥ ইগাকার্ গরু? [<এই+গা]।
ইগানা=[ব]—বি. আত্মীয় ॥ যেখানে নাই ইগানা, শেখানে বাশ্ করো না। [<یگانہ এগানহ্ ফা.]।
ইগার্=[ফ]—সর্ব. ইহাদের ॥ ইগার্ মা বাপ্ নাই। [<ইহা+গার সম্বন্ধের বহুবচনের বিভক্তি]।
ইগিন্=[চট্ট]—সর্ব. এইগুলি ॥ ইগিন্ দি আর্ কি গ্রৈব? [=এইগুলিন]।
ইগু=[সি]—সর্ব. এইটা ॥ ইগু আমার্ কলম্। [এই+গো]।
ইগুত্তা=[সি]—সর্ব. ইহা ॥ ইগুত্তা দিয়া কি কর্‌বায়? [<এই + গুত্তা= গোটা]।
ইগুলা=[চট্ট]—সর্ব. এইগুলি ॥ ইগুলা কি? [<এইগুলা]।
ইগ্যা=[নো]—বিণ. একটা ॥ ইগ্যা ঐশা দ্যান্ বাবা। [<এক+গা]।
ইগ্গা=[চট্ট]—বিণ. একটা ॥ আঁরে ইগ্গা টাা্যা দ্যাও। [এক+গা]।
ইগ্গিসা=[ঢা]—বিণ. একটু, অল্প ॥ ইগ্গিসা খাবার্ দ্যাও। [এক+গাছা; তুং সা ছি:]।
ইচ'া=[সি]—ক্রি. গ্রহণ করা ॥ ইচ'া দ্যাখ্ কোন্‌টা বালা। [<উঞ্ছ]।
ইচ'ইচ'া লাগা=[নো]—ক্রি. বিরূপ অনুভূত হওয়া ॥ [অনু.]।
ইচ'দল্=[ম]—বি. জলজ ঘাস বিশেষ ॥
ইচ'রবিচ'র=[ঢা, নো]—বি. ভালমন্দ বিচার বোধ ॥ হেইতার্ কোন ইচ'র্ বিচ'র্ নাই। [ইচ'র অনু:; বিচার]।
ইচ'লি=[ঢা, বা]—বি. যত্ন ॥ শামির্ ইচ'লি খ্যাদ্‌মত্ কৈরো।
ইচি'=[চট্ট]—বি. চিংড়ি মাছ ॥ [দেখ ইচিলা, ইচ্‌লা]।
ইচি'চি' = [বা] — অব্য. ছি: ছি: ॥ ইচি'চি', বেডির্ শরম্ নাই। [<ই: ছি: ছি:]।
ইচি'বিয়া=[সি]— বি. স্বয়ম্বর প্রথায় বিবাহ ॥ বেডিডা ইচি'বিয়া বৈসে। [<ইচি'য়া<ইচ্ছাইঅ প্রা:<ইচ্ছাকৃত সং; বিয়া<বিবাহ; দেখ ইসিয়াবিয়]।
ইচিলা=[দি]—বি. চিংড়িমাছ ॥ [দেখ ইচি']।
ইচৈ'ন্=[চট্ট]—বি. জল সেচনের পাত্র বিশেষ ॥ ইচৈ'ন দি ধরিতে পানি দাও। [<হেচনী<সেচনী]।
ইচ'=[ফ]—অব্য. ইশ্ ॥ ইচ্' মার্ দেহি? [ইস্]।
২=[বা]—অব্য. না ॥ ইচ্', আমি কৈ নাই। [<ইস্]।
ইচ'ড়ানো=[কু]—ক্রি. আঁচড় দেওয়া ॥ [<আঁচড়ানো]।
ইচ'রানো=[সি]—ক্রি. পাট কাঠি হইতে পাট ছাড়ানো ॥ [দেখ ইচ্‌ড়ানো; অর্থ প্র.]।
ইচ্‌লা=[রং]—বি. চিংড়িমাছ ॥ 'খোড় উড় মরর্ ইচ্‌লা মাছে, খাইলে মুখের অরুচি ঘুচে' (কবিকঙ্কণ) ॥ [দেখ ইচিলা]।
২=[খু]—বি. বৃষ্টির ঝাপটা ॥ ইচ্'লা আশে দর্‌যা বন্ধ কর।
ইছাওত্=[রা]—ক্রি. বিণ. এদিকে ॥ ইছাওত্ টি'ড়ে পায় না।
ইজশ্শরি=[রা]—বি. রেজেষ্টি ॥ মরার্ আগে ইজশ্শরি কৈরা দ্যাও। [< রেজেষ্টি registry ইং]।
ইজোফা=[রা]—বি. উপরি ॥ ইজোফা বাইখে বিক্‌রি কর্। [ইযাফ: اضافہ আং]।
ইযড়্ = [নো]— বি. ক্লীব (গালি অর্থে) ॥ [< হিজড়া হিং]।
ইযর্=[পা]— বি. ঘরের সম্মুখে বসিবার স্থান, মাচা ॥
ইযল্=[ঢা, চট্ট]— বি. হিজল ॥ ইযল্ ফুলের্ মালা গাথ। [<হিজল]।
ইজল্‌গোডা=[ঢা কুম]—বি. হিজল গাছের গোটা ॥ ইযল্ গোডা মাইনুশের্ কামে লাগে। [< হিজল গোটা]।
ইযলের্ যরিমরি= [সি] — বি. হিজল গাছের ছাল বাকল ॥
ইযাত্তা=[কুম]— বিণ. এইরূপ ॥ ইযাত্তা কত্তা আর্ হুনি নাই। [< এই জাতীয়]।
ইযাত্=[বা, সি]—বিণ. এইরূপ ॥ ইযাত্ মানুশ্ আর্ দেহি না। [<এই

খাত=ক্ষতি]।

ইবাপা=[য, চা]—বি. বেশী, বাড়তি॥ [দেখ ইজোফা]।

ইবারি=[চা]—বি. কাঠের চামচ॥ ইবারি দিয়া বাত্ উডাও। [দেখ ইবেইর্, ইবের্, ইবুলা]।

ইবার্=[চট্ট]—বি, চার পকেটওয়ালা শার্ট॥

২=[কু, পা, কুম]—বি. এজাহার॥ থানায় ইবার্ দ্যাও। [ইজ্হার اظهار আঃ]।

ইবার্_বন্দোর্_ গিরো=[সি]—বি. দূরের সম্পর্ক॥ 'তিন্ না তেরো, ইবার্-বন্দোর্ গিরো' (প্রবাদ)। [আভিধানিক অর্থ ইযারবন্দের গ্রন্থি; গেরো <গিরহ্ گره ফা.]।

ইবিবিবি=[কুম]—বিণ. আঁকাবাঁকা॥ ইবিবিবি ল্যাখা। [হিজিবিজি]।

ইবির্_বিবির্=[ব]—বি. গোলমাল॥ কি ইবির্ বিবির্ শুরু করস্? [অনু.]।

ইবিশন্=[ম]—বি. ইনজেকশন॥ কলেরার্ ইবিশন্ দ্যাও। [ইন্জেক্শন Injection ইং]।

ইবুলি=[চা]—বি. সামান্য লাল ও চিকন আমন ধান বিশেষ॥

ইবুল্দাগা=[ক]—বিণ. অত্যধিক মার খাওয়া॥ [হিজল+দাগা<দাগ=চিহ্ন; মূল অর্থ হিজলের ছড়ির আঘাতে যাহার শরীরে দাগ হইয়াছে]।

ইবেইর্=[ফ]—বি. কাঠের চামচ বিশেষ॥ ইবেইর্ডা লও, তর্কারিডা নাড়ি।

ইবের্=[ম]—বি. লবণ উঠাইবার কাঠের ছোট চামচ॥ [দেখ ইবেইর্]।

ইব্বা=[নো]—বিণ. একটা॥ ইব্বা গরু দিয়া কি আল্ চ'লে? [<এক+আ=খা]।

২=[ম]—সর্ব. এইটি॥ ইব্বা কে, আমি যানি না।

ইব্লা=[খা]—বি. তরকারী নাড়ার কাঠের চামচ॥

ইব্লাবিব্লা=[সি]—বি. নিকৃষ্ট বস্তু॥ [অনু.]।

ইয্লি=[ক]—বি. এক প্রকার আমন ধান॥

ইটা=[সি]—বি. ঢিল॥ ইটা মার্লে কে রে? [<ইট্টঅ প্রাঃ<ইষ্টক সং]।

২=[সি, দি]—সর্ব. এইটা॥ ইটা কিরে? [<এটা]।

ইটাইটি=[রা]—বি. ঢিল ছোড়াছুড়ি॥ [ইট+আ, ইট+ই; ব্যতিহারার্থে]।

ইটাংগি=[ম]—বি. ঢিল বা গোলাকার বস্তু নিক্ষেপ॥ [ইটান (নাম ধাতু)+গি প্র.<কি]।

ইটা ধরা=[ম]—ক্রি. ইটের গাথুনি শুরু করা॥ [ইটা+ধরা]।

ইটানি=[ব, রা]—ক্রি.বিণ. এইদিকে॥ ইটানি ফশল্ ভাল হচ্ছে (রা)।

২=[রা]—বিণ. দুষ্ট॥ ছোড়াটা খুব্ ইটানি। [ইটান (ইট ছোড়া)+ই প্র.; আভিধানিক অর্থে যে ইট ছোড়ে]।

ইটাপাট্জি=[রা]—বি. আমন ধান বিশেষ॥

ইটাবারি=[চা, কুম]—বি. ঢেলা ভাঙ্গিবার কাঠের মুগুর বিশেষ॥ ইটাবারি দিয়া চ'াহা বাংগ। [<ইটা=ঢেলা+বাড়ি=আঘাত]।

ইটামংগোর্=[পা]—বি. জমির বড় বড় ঢেলা ভাঙ্গিবার মুগুর॥ [দেখ ইটা; মঙ্গর<মুগ্গর প্রাঃ<মুদ্গর সং]।

ইটামছ্=[রং]—বি. রিটা মাছ॥ [ইটা<রিটা]।

ইটামাটি=[ম]—বি. এটেল মাটি॥ [ইটা=ইটের ন্যায় শক্ত+মাটি]।

ইটামুগুর্=[পা]—বি. মাটির ঢেলা ভাঙ্গিবার মুগুর বিশেষ॥ [দেখ ইটা মংগোর]।

ইটু=[ক]—বিণ. অল্প একটু॥ ইটু দুদ্ খাও। [একটু]।

ইটেল্=[ব, খু]—বি. মাটির বড় খণ্ড, ঢেলা॥ [ইট+এল প্র.]।

ইট্যা=[পা]—বি. মাটির ঢেলা॥ [<ইটিয়া=ইট+ইয়া (স্বার্থে) প্র.।]

ইট্যাল্=[ফ]—বি. ঢিল॥ [<ইট+ইয়াল প্র.; দেখ ইডাল্]।

ইট্কল্=[চা]—বি. ইট॥ ব্যাভাঙ্গা ইট্কল্ থাংগার কাম্ কৈরা থায়। [ইট+কল; পাটকেল শব্দের সাদৃশ্যে]।

ইট্কুন্টি=[ফ]—বিণ. ছোট॥ ইট্-কুন্টি মাইয়া। [<একটুকুনটি]।

ইট্টকুন্টি=[পা]—বিণ. অল্প, একটু॥ 'ইট্টকুনটি পানি, ক্যা গো কি যানি' (গ্রাম্য ছড়া)। [দেখ ইট্কুনটি]।

ইট্টিনি=[খু]—বি. টিপ্পনী॥ তুমি পিসন্ দে ইট্টিনি কাটো ক্যানে? [<টিপ্পনী; স্থিতিবিপর্যয়]।

ইট্টুহানি=[কুম, চা]—বিণ. একটু-খানি॥ ইট্টুহানি পোলার্ এ্যাতবর কতা? [<একটুখানি]।

ইঠা=[সি]—সর্ব. ইহা, এইটা॥ ইঠা কার্ গরুরে? [<এইটা]।

ইঠে=[দি]—ক্রি. বিণ. এইখানে॥ ইঠে আয় বাছে। [<এই+ঠাঁই]।

ইডা=[কুম]—সর্ব. ইহা, এইটা॥ ইডা দা কি কাম্। [<এইটা]।

২=[চা, কুম]—বি. উনুনের ঝিঁক॥ পাহালের্ (=চুল্লীর) ইডা বাইংগা গ্যাসে। [<ইটা=ইট]।

৩=[চা, ম]—বি. ঢিল॥ বরৈ গাস্টাত্ ইডা দেয় ক্যাডায়? [<ইটা=ইট]।

৪=[য, খু]—সর্ব. সে (কাহারও নাম মনে না থাকিলে ব্যবহৃত হয়)॥ ইডা কৈ গ্যাসে রে? [<এইটা]।

ইডানো=[চা,]—ক্রি. ঢিল নিক্ষেপ করা॥ বরৈ গাস্ডাত্ ইডায় কে রে? [<ইটানো; নামধাতু]।

ইডাবারি=[চা, ম]—বি. মাটির ঢেলা ভাঙ্গিবার মুগুর॥ ইডাবারি দিয়া খ্যাতের্ চা'হা বাংগে। [দেখ ইটাবারি]।

ইডামুংগৈর্=[চা]—বি. ঢেলা ভাঙ্গিবার মুগুর॥ [দেখ ইটা মংগোর্]।

ইডাল্=[বা, খু]—বি. ঢিল॥ ইডাল্ মারিস্ না। [দেখ ইট্যাল্]।

ইডাহিডা=[সি]—বি. আজে বাজে বস্তু॥ ইডাহিডা লৈয়া কাইয্যা কর ক্যা? [<এইটা সেইটা]।

ইডি=[কুম]—সর্ব. এইগুলি ॥ ইডি কার্‌ বৈ? [<এইটি]।

ইড্যা=[ম]—বি. ঢিলা ॥ ইড্যা দিয়া আম্‌ পার্‌। [<ইট+ইয়া প্র.]।

ইড্‌=[চা]—বি. ইট ॥ ইডের্‌ গর্‌। [<ইট]।

ইত্‌র কাতর্‌=[সি]—বিণ. অসভ্য ॥ [ইতর+কাতর অনু:]।

ইতা=[কুম, ম]—সর্ব. এইসব ॥ ইতা কি? [এই+তা=এইটা]।

২=[সি]—সর্ব ইহা ॥ ইতা কি কর? [পূর্বে দেখ]।

ইতাইন্‌=[সি]—সর্ব. এইগুলি ॥ ইতাইন্‌ তোমার্‌ নাই? [দেখ ইতা+আইন বহুবচনের বিভক্তি]।

ইতাউতা=[সি]—সর্ব. এইগুলি ॥ [<এটাওটা; ইহা কিংবা এই তা, উহা কিংবা ও+তা প্র.]।

ইতান্‌=[কুম, চা]—সর্ব. এইগুলি ॥ ইতান্‌ আবার কি? [দেখ ইতাইন্‌]।

ইতাপিতা=[ম]—বি. মুরুব্বির কথা, ডাক দোহাই ॥ হ্যায় ইতাপিতা মানে না। [পিতা+ইতা অনু:; তু: ইতাউতা]।

২=[সি]—বি. বাছবিচার ॥

ইতাবৈতা=[ম]—বি. দিগ্বিদিক। [দেখ ইতা+বৈতা অনু:; তু: ইতাউতা, ইতাপিতা]।

ইতারা=[চট্ট]—সর্ব. তাহারা ॥ ইতারা কিস্যু বুঝে' না। [দেখ ইতা+রা]।

২=[চট্ট]—ক্রি. বিণ. এখন ॥ ইতারা ন খাইয়ম্‌ ॥ [দেখ ইতুতারা]।

ইতারে=[চট্ট]—সর্ব. তাহাকে (তুচ্ছার্থে) ॥ ইতারে আঁই দেইখ্‌খুম্‌। [দেখ ইতা+রে কর্মকারকে]।

ইতার্‌ লাগি=[সি]—অব্য. এইজন্য ॥ ইতার্‌ লাগি এ্যাত বর উকিল্‌ আন্‌তায়্‌ আসিল্‌ না। [<এইটার লাগিয়া]।

ইতাহিতা=[সি]—সর্ব এটাসেটা ॥ [দেখ ইতা+হিতা অনু:; তু: ইতাউতা]।

ইতি=[রং]—ক্রি. বিণ. এই দিকে ॥ ইতি আয়্‌। [<হেথায়]।

২=[ব]—বি. ময়লা, শেওলা ॥ তোমার্‌ গায়ে ইতি ভরা।

ইতিউতি করা=[কুম]—ক্রি. পরামর্শ করা ॥

ইতিহাশ্‌=[ব]—বি. উপহাস ॥ তাগো ইতিহাশে টিকন্‌ দায়। [উপহাসের স্থলে অশুদ্ধ প্রয়োগ]।

ইতুয়াল্‌লা=[পা]—বিণ. অল্প একটু ॥ ইতুয়াল্‌লা দুদ্‌ পৈড়া গেইচে'। [ইতু=এক+তু=টু; যাল্‌লা <যর্র: ذره আ:]।

ইতে=[চা]—ক্রি. বিণ. ওখানে ॥ ইতে যাইস্‌ না। [<সেথা]।

২=[চট্ট]—সর্ব. সে ॥ ইতে আঁর্‌ বৈয়ান্‌ লৈ গেইয়ে। [<ইহা+তে বিভক্তি]।

৩=[বা]—সর্ব. উহাতে ॥ ইতে যাস্‌ পরে।

ইত্যারা=[চট্ট]—ক্রি. বিণ. এখন ॥ ইত্যারা কডে যাও? [<ইতি+বার]।

ইতুতর্‌=[পা]—ক্রি. বিণ. এখানে ॥ ইতুতর্‌ আইও। [<ইধর ادهر হিং]।

ইতুতারা=[চট্ট]—ক্রি. বিণ. এখন ॥ ইতুতারা যোয়ার্‌ ঐবো। [দেখ ইত্যারা]।

ইতুতি=[রং]—ক্রি. বিণ. এই দিকে ॥ ইতুতি আয়্‌ অতুতি যাইস্‌ না। [দেখ ইতি]।

ইতুতিকনা=[দি]—বিণ. একটুখানি ॥ ইতুতিকনা ভাত্‌ দিবেন্‌ বাহে? [এক+তি=টি; কণা]।

ইতুতি কিনা=[রং]—ক্রি. বিণ. এই দিকে একটু ॥ ইতুতিকিনা আঁয়্‌ তো। [দেখ ইতুতি+এক কণা=একটু]।

ইতুতিকুনা=[দি]—বিণ. অল্প ॥ মোক্‌ ইতুতিকুনা পান্‌ দ্যাও। [<একটু খানা]।

ইতুতি বিতুতি=[খু]—ক্রি. বিণ. তন্ন তন্ন ॥ ইতুতি বিতুতি করে খোব্‌ দ্ব। [দেখ ইতুতি+বিতুতি অনু:]।

২=[ম, চা]—বি. সহায় সম্পদ ॥ বেডার ইতুতি বিতুতি নাই। [ইতুতি অনু:; বিত্তি <বিত্ত সং]।

ইতুতেয়ারি=[পা]—ক্রি. বিণ. এখন ॥ আমি ইতুতেয়ারি যাব। [<এইত এই বারই]।

ইতুব্যাভার্‌=[কু]—বি. আচার ব্যবহার ॥ তোদের্‌ ইতুব্যাভার্‌ বড় খারাপ্‌। [<রীতি ব্যবহার]।

ইতুরাইতুরি=[কুম]—বি. অসদ্ব্যবহার ॥ ইতুরা ইতুরি কর্‌লে মাইর্‌ খাইবা। [ইতর+আ+ইতর+ই; ব্যতিহারে]।

ইতুরানো=[চট্ট]—ক্রি. অযথা ভান করা ॥ ইতুরাইয়া কথা কওন্‌ ভালা না। [ইতর; নাম ধাতু]।

২=[রা]—ক্রি. নিষেধ সত্ত্বেও একই কথা বা ব্যবহারের পুনরাবৃত্তি করা, ন্যাকামি করা ॥ [পূবে দেখ]।

ইতুর‍্যা=[রা]—বি. ঠাট্টা ॥ বেশি ইতর‍্যা করা ভাল না। [ইতর+ইয়া প্র.]।

ইতুলা=[খু]—বি. খবর ॥ [<ইত্তিলা' اطلاع আ:]।

ইদত্‌=[পা, চট্ট]—ক্রি. বিণ. সব সময় ॥ [<'ইদ্দত عده আ:; অর্থের পরিবর্তন; মূলার্থ গণনা, নির্দিষ্ট সময়]।

ইদর্‌ পিদর্‌=[রা]—বি. ভালমন্দ, বয় ॥ নিজের শরিরের ইদর্‌ পিদর্‌ বুঝা উচিত্‌। [ইদর<ইধর হিং=এই দিক +পিধর অনু:]।

ইদা=[ব]—বি. আউশ ধান বিশেষ ॥

ইদানি=[বা]—বি. অতিক্ষুদ্র পোকা বিশেষ ॥

ইদানিরি=[খু]—ক্রি. বিণ. আজ কাল ॥ [<ইদানিং]।

ইদানো=[খু, য]—ক্রি. ফুটা ॥ পায়ে এ্যাক্‌টা কাঁটা ইদাইসে। [<হিদানো <সিঁদানো <সিন্ধানো]।

ইদি=[রং]—ক্রি. বিণ. এই দিক দিয়া ॥ ইদি আয়। [<এই দিক]।

ইদিনে=[চট্ট]—ক্রি. বিণ. এই দিনে. পরে কোন একদিনে ॥ [<এ দিনে]।

ইদিন্‌কার্‌=[দি]—বিণ. অল্পদিনের,

কয়েক দিন পূর্বের ॥ ইদিন্কার্ কথা মনে থাকে না ? [<এদিনকার]।

ইদি বারমাশ্=[কুম]—ক্রি. বিণ. সারা বৎসর ॥ হেইতারা ইদি বারমাশ্ যবর্-কশ্ট করে। [ইদি<ইতি+বার মাস]।

ইদ্যা=[নো]—বি. ঈদের মৌসুম ॥ ইদ্যাত্ বেড়াইতাম্ যামু। ['ঈদ عيد আঃ+ইয়া প্র.]।

ইদ্খোলা=[চট্ট]—বি. ঈদের মাঠ ॥ [ঈদ+খোলা=মুক্তস্থান]।

ইদ্লা=[ম]—বি. উচেছ, তরকারী বিশেষ ॥ ইদ্লা তিতা লাগে।

ইধার্=[সি]—ক্রি. বিণ. এই দিকে ॥ ইধার্ দিয়া আও। [ইধর হিং]।

ইনি=[রা]—বি. সর্পের শ্রেণী বিশেষ ॥ ইনি শাপ্ সহজে কাম্ড়ায় না।

ইনু=[ম]—ক্রি. বিণ. এখানে ॥ ইনু আর্ এক্টু। [<এখানে]।

ইনো=[সি]—ক্রি. বিণ. এখানে ॥ ইনো দেখ্লাম্। [<এখানে]।

ইনোর্=[সি]—বিণ. এখানকার ॥ ইনোর্ ব্যাতা হিনো মেয় না এ্যামন্ ব্যাটারে কে খাওয়াইতো ? [এখানকার; দেখ ইনো+র সম্বন্ধে]।

ইন্=[সি]-বিণ. হীন ॥ আনলার্ আমাগো ইন্ কর্সৈন্, তাই কৈলাম। [<হীন]।

ইন্কুয়ারি=[সি]-বি. তালাশ, খোঁজ ॥ দারগা আইছিল্ ইন্কুয়ারি কর্বার্। [<এন্কুয়ারী, enquiry ইং]।

ইন্ক্যালাপ্=[চট্ট]—বি. খাম ॥ ইন্ক্যালাপে চিঁড়ি ল্যাখ্। [<এন্ভেলপ envelope ইং]।

ইন্গ্যালব্=[চা]—বি. লেফাফা, খাম ॥ ইন্গ্যালবে চিঁড়ি বৈরা পাডাও। [দেখ ইন্ক্যালাপ্]।

ইন্চিঁআরা=[চা]—ক্রি. ফাঁকি মারা, খোসামুদি করা, অনুরোধ করা ॥ ইন্চিঁআইরা ছ্যাবুতে ট্যাহা আদাই কর্সি।

ইন্যন্পিন্যন্=[কুম]—বি. গড়িমসি ॥ এ্যাত্ত ইন্যন্পিন্যন্ কর্লে পারি পাইতা না। [অনু.]।

ইন্যামি=[সি]—বিণ. দায়ী ॥ আমি এ্যার্ লাইগ্যা ইন্যামি। [<ইল্যাম الزام আঃ=অপরাধ+ই প্র.]

ইন্যাম্=[সি]—বি. শেষ ॥ ই কাম্ ইন্যাম্ ঐসেনি ? [<আঞ্জাম انجام ফা.]।

ইন্যারি=[নো]—বি. নারিকেলের মালার তৈরী চামচ বিশেষ ॥

ইন্যিনার্=[কুম]—বি. ইঞ্জিনিয়ার ॥ তার্ পোলায় বর ইন্যিনার্ ঐসে। [<ইন্জিনিয়ার্ engineer ইং]।

ইন্যিরি=[খু, চট্ট]—বি. ইংরেজী ॥ তোমার্ ইন্যিরি কতা বুঝি' না (খু)। [<ইংরেজী]।

ইন্যির্=[ম]—বি. কৃমি ॥ প্যাডে ইন্যির্ ঐসে। [অজীর্ণ]।

ইন্যিন্=[চা কুম]—বি. গাড়ীর ইঞ্জিন ॥ র্যাল্ গাড়ির্ ইন্যিনে খালি হুক্কোর্ হুক্কোর্ করে। [<এন্জিন্ engine ইং]।

ইন্যিনের গাড়ি=[কুম, চা]—বি. রেলগাড়ী ॥

ইন্ট্যাটিন্=[পা]—বি. ইন্জেক্শন্ ॥ আমি কলেরার্ ইন্ট্যাটিন্ লৈমু। [< injection ইং]।

ইন্ডা=[চট্ট]—বি. ঢিল ॥ ইন্ডা দিল্ কেডারে ? [< ইঁটা = ইট]।

ইন্তা=[কুম]—বি. ইয়ত্তা ॥ কত মানুশ্ দ্যাহা যায়, তার ইন্তা নাই। [< ইয়ত্তা কিংবা < ইন্তিহা' انتها আঃ = শেষ]।

২=[রা]—বি. বিবেচনা ॥ [< ইন্তিবাহ্ انتباه আঃ=সাবধানতা]।

ইন্তার্ছে=[রা]—ক্রি. বিণ. মজা করিয়া ॥ তুই একা একা ইন্তার্ছে খাচ্ছ্ ছু। [<এন্তার<entaro পোর্তু.=দেদার+সে হিং পঞ্চমীর বিভক্তি]।

ইন্তি=[সি]—বি. শেষ ॥ তার্ দুক্খের ইন্তি নাই। [দেখ ইন্তা]।

ইন্তিবিসাল্=[চা]—বি. জেরা ॥ আইয়ে ফাইল্ মার্লার্ ইন্তিবিসাল্ ঠৈব। [ইস্তিফ্সার استفسار আঃ = পরীক্ষা]।

ইন্দরা=[কুম]—বি. পাতকুয়া ॥ ইন্দরার্ পানি ঠান্ডা। [< ইন্দরা < ইন্দ্রাগার; ইন্দারা হিং]।

ইন্দা=[খু]—বিণ. এই রকম ॥ ইন্দা কাম্ কর্তে কয়েসে ক্যাডা ?

২=[রং]—বি. মাছ বিশেষ ॥

ইন্দাল্লা=[সি]—বি. মৃতব্যক্তির নামে লোককে খাওয়ানো, শ্রাদ্ধ ॥ ['ইন্দিল্লাহ্ عند الله আঃ=আল্লাহের নিকট]।

ইন্দি=[পা, চট্ট]—ক্রি. বিণ. এইদিকে ॥ ইন্দি যাও। [এখান দিয়া]।

ইন্দিউন্দি=[পা, চট্ট]—ক্রি. বিণ. এদিকে ওদিকে ॥ [দেখ ইন্দি + উন্দি<ওখান দিয়া]।

ইন্দিরা=[কুম, ম]—বি. ইঁদারা, কূপ ॥ [দেখ ইন্দরা]।

ইন্দিশন্=[য]—বি. ইন্জেকশন ॥ [দেখ ইন্ট্যাটিন্]।

ইন্দু=[চা, কুম, সি]—বি. হিন্দু ॥ [< হিন্দু]।

ইন্দুইরাকুমা=[চা]—বি. এক প্রকার বিষধর সর্প ॥

ইন্দুর্শাইল্=[রা]—বি. একটি ধানের নাম ॥ [< ইন্দ্রশালি]।

ইন্দে=[খু]—ক্রি. বিণ. এখান দিয়া ॥ ইন্দে আমাগো বাড়ি যাইতে অয়্। [< এখান দিয়া]।

ইন্দেরা=[খু]—বি. ইঁদারা, কূপ ॥ [দেখ ইন্দরা, ইন্দিরা]।

ইন্দো=[সি]—বি. হিন্দু ॥ [দেখ ইন্দু]।

ইন্ধিওন্ধি=[চট্ট]—ক্রি. বিণ. এদিক ওদিক ॥ ইন্ধিওন্ধি কি দ্যাখ্সো ? [দেখ ইন্দি উন্দি]।

ইন্নবিন্ন=[খু]—বি. অনুরোধ ॥ অত ইন্ন বিন্ন ভাল লাগে না। [<অনুনয় বিনয়]।

ইন্মাত্=[খু]—বি. অবজ্ঞা, ঘৃণা, উপহাস ॥ [< হীনতা বা হীনত্ব]।

ইন্‌লিশন্=[চা]—বি. ইন্‌জেক্‌শান॥ কলেরার ইন্‌লিশন্ লও। [দেখ ইন্‌দিশন্]।

ইপাকি=[বা]— বি. মাটির তৈরী পাতিলের ঢাকনি॥

ইপাকে উপাকে=[দি]— ক্রি. বিণ. এদিকে ওদিকে॥ ইপাকে উপাকে কি দ্যাখ? [<এপাখে ওপাখে; পাখে <পক্ষ]।

ইপার্‌তাকি=[সি]— অব্য. এপার হইতে॥ ইপার্ তাকি হিপার্ দ্যাহা যায় না। [<এপার থাকি(=থাকিয়া)]।

ইপ্‌তা=[চা]— বি. অন্ত, শেষ॥ আড়ে আইয়্গা মাইন্‌শ্যার্ ইপ্‌তা নাই। [দেখ ইন্‌তা]।

ইফুযি=[ম]—বি. বাস্তুত্যাগী, মোহাজের॥ [<রিফিউজী refugee ইং]।

ইবা=[চট্ট]— সর্ব. এইটা, সেইটা॥ ইবা কোন্? [<এ + বা = টা প্র.]।

ইবাকত্=[কুম]—বি. দম॥ তোমার ইবাকত্ বেশি না।

ইবায়্=[সি]—ক্রি. বিণ. এইদিকে॥ ইবায় পথ্ নাই। [< এই বাগে]।

ইবায়্‌দি=[সি]— ক্রি. বিণ. এইদিক দিয়া॥ ইবায়দি যাইবা কৈ? [< এই বাগে দিয়া]।

ইবায়্ হিবায়্=[সি]—ক্রি.বিণ. এদিকে সেদিকে॥ [< এই বাগে + ঐ বাগে]।

ইবার্=[ম]—ক্রি. বিণ. এইবার, এই বৎসর॥ [< এই+বার]।

ইব্যা=[পা]— ক্রি. বিণ. এই রকম॥ ইব্যা কৈর্‌যা কাম্ কর্‌লে চ'ল্‌বে না। [এই+ভাব+এ বিভক্তি]।

ইব্‌লাস্=[সি]— বিণ. অপরিষ্কার॥ এই বারির্ হগল্ মাইন্‌শেও ইব্‌লাস্। [<ইব্‌লীস্ ابليس আং=শয়তান]।

ইব্‌লিসের ব্যাটা=[দি]— বি. মন্দ লোকের পুত্র॥

ইভিত্তি=[দি]—ক্রি. বিণ. এই দিকে॥ ইভিত্তি আইবোক্ ক্যানে বাহে। [< এই ভিতে]।

ইমা=[ক]— অব্য. পর্যন্ত॥ ক্যাতে কোমর্ ইমা থান্ ঐসে। [<হীমা <সীমা]।

ইমান্ ব্যাচ'া=[ম]— ক্রি. প্রতিজ্ঞা ভঙ্গ করা, বিবেক বুদ্ধি পরিহার করা॥ [ইমান<ঈমান ايمان আং+বেচা= বিক্রয় করা]।

ইমার্‌ভিতি=[দি]—ক্রি. বিণ. ইহাদের দিকে॥ ইমার্ ভিতি কেউ আশে নাই? [ইমা + র সম্বন্ধে + ভিতে=দিকে; দেখ ইভিতি]।

ইমিলে=[চট্ট]—ক্রি. বিণ. ঐ দিকে॥ ইমিলে গ্যালে রাস্তা পাইবা। [< এই + মিলে = দিকে]।

ইমিশ্‌টিমিশ্=[সি]— বি. দ্বিধা॥ হকল্ কামেও তোমার্ ইমিশ্ টিমিশ্। [অনু.]।

ইম্=[কুম, নো]— বিণ. হিম, ঠাণ্ডা॥ তোমার শৈল্‌ডা এ্যাত ইম্ ক্যা?

ইম্‌নি=[রা]—ক্রি. বিণ. নিজ পছন্দে॥ ইম্‌নি ইম্‌নি কোন কাজ্ করা জায়্? [< অমনি]।

২=[রা]— ক্রি. বিণ. বিনা দামে। ইম্‌নি কি আর্ কিছু পাইবা? [পূর্বে দেখ]।

ইম্ম=[সি]— বি. হিম॥ বর ইম্ম পর্‌সে। [<হিম]।

ইম্‌মতি=[কুম]— বিণ. সাহসী॥ ইম্‌মতি মানুশ্। [দেখ ইম্‌মত্]।

ইম্‌মত্=[কুম]—বি. সাহস॥ তার খুব ইম্‌মত্ আসে। [হিম্মত همت আং]।

ইম্‌মে=[ফ]— ক্রি, বিণ. এদিকে। ইম্‌মে আয়্। [এই মুহে<মুখে]।

ইয়ঁত্=[চট্ট]— ক্রি. বিণ. এখানে, ইহাতে॥ আঁই বৈয়ান্ ইয়ঁত্ রাইখ্যে। [<ইহাতে]।

ইয়ল্=[চট্ট] — বি. ঠাণ্ডা বাতাস॥ [< দেখ ইওল্]।

ইয়া=[কুম, চট্ট]— সর্ব. এইটা॥ ইয়া কি রকম্? [< ইহা]।

২=[কুম, চা]—অব্য. কথা বলিবার সময় অন্যকে কিছুর ইঙ্গিত করা বা নাম না বলিয়া কোন কিছুর ইঙ্গিত দেওয়ার জন্য 'ইয়া' উচ্চারণ করা হয়॥ ইয়া, কত্তাডা বুইল্যা, গেসি কি না কৈতাসিলাম্?

৩=[কুম]—অব্য. হে, ওহে॥ ইয়া, কলম্‌ডা কৈ? [<য়া يا আং]।

৪=[দি]— অব্য. বিস্ময় বা অবিশ্বাস জনিত ভাবপ্রকাশক শব্দ॥

ইয়াইদ্=[চা,সি]—বি. স্মরণ॥ আমার্ কতা ইয়াইদ্ রাইখ্যো। [য়াদ ياد ফা.]।

ইয়াও=[রা]— বি. ইপ্সিত বস্তু বা কথা॥ মুই বলিছি ইয়াও, বাড়ি যাঁমু।

ইয়াকত্=[সি]—বি. লাভ, সঞ্চয়॥ খরচ্' বেশি ঐসে না, বাকুকা ইয়াকত্ ঐসে। [য়াফ্‌ত يافت ফা.=প্রাপ্তি]।

ইয়াডা=[সি]—বি. লাঙ্গলের সহিত ঈশ যুক্ত করার জন্য কাঠের অতিরিক্ত টুকরা বিশেষ॥

ইয়াতে=[রং]—সর্ব. ইহার দ্বারা॥ যে কোন ব্যারাম্ ইয়াতে সার্‌বে। [<ইহাতে]।

২=[রং]—সর্ব. ইহার মধ্যে॥ ইয়াতে কি আছে। [পূর্বে দেখ]।

ইয়ানি=[সি]—বিণ. বেশী॥ তর্‌কারি ইয়ানি ঐসে, আর্ না।

ইয়ানো হিয়ানো=[কুম]—ক্রি. বিণ. এখানে সেখানে॥ ইয়ানো হিয়ানো ঘুর্‌তাস কিয়ারে? [<এখান সেখানে]।

ইয়ান্=[নো]—বি. এইস্থান॥ ইয়ান্‌তুন্ চৈ'লা যাও। [<এই স্থান]।

২=[সি]—বি. ঈশান॥ ইয়ান্ কোনে ম্যাগ্ দ্যাহা যায়। [<ঈশান]।

ইয়ান্‌দি=[চট্ট]—ক্রি. বিণ. এখানে॥ ইয়ান্‌দি কতা ন কৈও। [<এখানে]।

ইয়ার্=[ক]—সর্ব. সে॥ ইয়ার্ এই কাম্ কর্‌সে। [<সেই]।

ইয়ারানা=[সি]—বি. দোস্তী, বন্ধুত্ব॥ বেশি ইয়ারানা বাল না। [ইয়ার<য়ার یار ফা.+আনা প্র.]।

ইয়ার্‌স্যাল্=[দি]—বি. রিহার্সেল॥ আপনে বাড়ুয়া পালের্ ইয়ার্‌স্যাল্ দিয়াছ্ বাহো? [<রিহার্সাল Rehearsal ইং]

ইয়াল্=[চট্ট]—বি. শৃগাল ॥ [<হিয়াল <শিয়াল<শৃগাল সং]।
২=[পা]—বিণ. ঠাণ্ডা ॥ একৃগাদি ইয়াল্ পৈর্ সে। [দেখ ইওল্]।

ইয়াল্লাই=[কুম]—অব্য. এইজন্য ॥ [<ইহার লাগিয়া]।

ইয়াহোতা=[সি]—বি. লাঙ্গলকে ঈষের সঙ্গে যুক্ত করিবার জন্য ব্যবহৃত কাঠ বা বাঁশ খণ্ড ॥ [দেখ ইয়াতা]।

ইয়েকাট্=[রং]—বি. পুকুর ॥ আমা-দের্ ইয়েকাটে এবার্ খুব্ মাছ্ আছে।

ইয়্যাল্=[পা]—বিণ. ঠাণ্ডা ॥ [দেখ ইওল্]।

ইয়োডা=[ম]—সর্ব. এটাও ॥ ইয়োডা তোমার্ কাম্। [<ইহাওটা-এটাও]।

ইরা=[চট্ট]—সর্ব. ইহারা ॥ ইরা এ্যাহানে কি করে? [<এরা]।
২=[ঢা]—বিণ. পটু ॥ তুইও এই কামের্ ইরা। [হীরা; অর্থপ্র.]।
৩=[কুম]—বি.<হীরা ॥ ইরার দার।

ইরাত্=[ব]—বি. বিবাহের যৌতুক ॥ পাচ্' টাকা ইরাত্ পাসে।

ইরাদ্=[রং]—বিণ. সস্তা ॥ এইজু-কাইল্ কোন জিনিশ্ ইরাদ্ না।

ইরামন্=[কুম]—বি. রূপকথার পাখী ॥ [<হীরামন]।

ইরার্কশ্=[ক]—বি. এক প্রকার কষ ॥ পাও নশ্‌ট ঐয়া গ্যাসে, ইরার্কশ্ দিতে ঐব। [<হীরাকস]।

ইরাল্=[সি]—বি. প্রতিহিংসা, শত্রুতা ॥ আমার্ লগে ইরাল্ মিটাই-তার খারা ঐসো।

ইরি=[পা]—অব্য. দুঃখসূচক শব্দ ॥

ইর‍্যাত্=[রং]—বিণ. সস্তা ॥ ধান্ চাউলের্ দর্ একটু ইর‍্যাত্। [দেখ ইরাদ্]।

ইর্=[কু]—সর্ব. ইহার ॥ ইর্ মধ্যে পানি আসে। [<এর কিংবা ইহার]।
২=[ঢা]—বি. পাটের আঁশ ছাড়াইবার জন্য পানিতে বাঁধা বাঁশ ইত্যাদি।
৩=[খু, বা]—বি. জমির সীমা নির্দেশক উঁচু জায়গা, বাঁধ, আইল ॥

ইর্ঘিনা=[নো]—বিণ. দুর্বল ॥ [<জীর্ণ; বর্ণ বিপর্যয়]।

ইলত্ বিলত্=[চট্ট]—ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ ইলত্ বিলত থুথু ফালাও ক্যা? [অনু.]।

ইলদ্=[ম]—বি. ফোঁড়া ॥ তার প্যাডের মৈদ্যে এ্যাক্টা ইলদ্ ঐসে। [<ইল্লত علت আং=রোগ]।

ইলা=[সি]—ক্রি. বিণ. এই রকম ॥ ইলা কাপর্ পিন্দ ক্যা। [<এই+লা (প্রকার অর্থে) প্র.]।
২=[কুম,সি]—সর্ব. সে, এই লোকটা ॥ ইলা আমার্ নাতি। [<এই+লা=টা প্র. কিংবা লা<লোঅ প্রাং<লোক সং]।
৩=[ম, কুম]—বি. ঠাণ্ডাবাতাস ॥ <হিমল<সীতল প্রাং<শীতল সং]।
৪=[ঢা, কুম]—ক্রি. সাড়া দেওয়া ॥ কত কৈলাম, তার্ মনডা এট্টু ইলুল না। [<হেলা]।

ইলাই=[কুম]—বি. তামাক দেওয়ার পর আবার তাহাকে গ্রহণ ॥ ইলাই বান্দা। [হীল: حيله আং=কৌশল]।

ইলাইবিলাই=[দি]—অব্য. অমঙ্গলের আশঙ্কা প্রকাশক শব্দ ॥ ইলাইবিলাই অমন্ কথা কৈয়ানি। [<আলাই বালাই; বিলাই <বালাই <বলা' بلا আং বিপদ; আলাই অনুঃ]।

ইলাকা=[ঢা]—বি. অঞ্চল, স্থান ॥ এই ইলাকায় খুব্ চো'র্ ডাকাইত্ আসে। [ইলাক: علاقة আং]।

ইলাগ=[কুম]—সর্ব. তাহাদের ॥ ইলাগ বারি কৈ? [দেখ ইলা+গ ষষ্ঠীর বহুবচনের বিভক্তি=দের]।

ইলান্=[সি]—বিণ. এইরকম ॥ ইলান্ কাম্ আর্ কৈর না। [এই+লান (প্রকার অর্থে) প্র.; তুং ইলা]।

ইলাব্বাল্যা=[ম]—অব্য. বিস্ময়সূচক শব্দ ॥ ইলাব্বাল্যারে, বোয়াল্ মাস্ মাইরা আন্‌সে।

ইলামি=[পা, রা]—বি. সেলাম ॥ [<হেলামী <সেলামী <সলাম سلام আং+ই প্র.]।

ইলাম্=[রা]—বি. পুরস্কার ॥ নৌকা বাইচে ইলাম পাইছি। [<ইন্'আম انعام আং]।

ইলাম্‌দি=[রা]—বিণ. মূর্খ ॥ ইলাম্‌দি ছোড়াটাকে হাকা।

ইলারে=[কুম]—সর্ব. তাহাকে ॥ ইলারে বৈতে দাও। [দেখ ইলা+রে কর্মের বিভক্তি]।

ইলাল্=[কুম]—বিণ. একগুঁয়ে ॥ গ্যারাডা যবর্ ইলাল্।

ইলিশন্=[ফ]—বি.<ইনজেকশান ॥ [injcetion ইং]।

ইলিশ্‌ডিলিশ্=[ব, বা]—বি. আলস্য ॥ ইলিশ্‌ডিলিশ্ না করে এবার্ উঠ্। [ইলিশ<আলস্য+ডিলিশ অনুঃ]।

ইলুলু=[পা]—বি. খুশী ॥ তের্ এ্যাত্ত ইলুলু লাইগ্‌চে' ক্যা? [<উলু উলু]।

ইলেক টিরি=[কুম]—বি. বিদ্যুৎ ॥ ইলেক্‌টিরির্ বাতৃতি। [<ইলেক্‌ট্রিক electric ইং]।

ইলে বিলে=[ম]—ক্রি. বিণ. নদী-নালায় ॥ ইলেবিলে ঝাপ্ দি মরচ্'-ক্যান্? [ইলে অনুঃ; বিল=ঝিল]।

ইল্যাক্=[কুম]—বি. চক্ষের পলক ॥ ইল্যাকে হ্যায় চৈ'লা গ্যাল্।

ইল্‌ডা দ্যাওয়া=[ঢা]—ক্রি. ঢিল ছোঁড়া ॥ আম গাস্‌টাত্ ইল্‌ডা দিস্ না। [ইল্‌ডা<ইঁটা=ইট]।

ইল্‌পিত্=[সি]—বিণ. দুর্বল, ভঙ্গুর ॥

ইল্‌ফি=[সি]—বি. বিদ্রূপ ॥ লোকটা হকল্ কথাতি ইল্‌ফি করে। [<উল্‌ফত্ الفت আং=প্রীতি, অন্তরঙ্গতা; অর্থের বিকৃতি]।

ইল্‌বাশ্যা=[ক]—বিণ. হিংসুটে ॥ লোকটা বড় ইল্‌বাশ্যা। [<ইব্‌লীস ابليس আং+ইয়া প্র.]।

ইল্‌বিশ্=[কুম,নো]—বিণ. শয়তান, দুষ্ট ॥ ইল্‌বিশ্ পোলা। [দেখ ইল্‌বাশ্যা]।

ইল্‌লত্=[সি]—বি. বড় কৃমি ॥ তার্ প্যাডে ইল্‌লত্ ঐসে। [দেখ ইলদ্]।
২=[ঢা]—বি. বর্ধিত ব্রণ বা মাংস

পিণ্ড। [পূর্বে দেখ; অর্থ প্র.]।
৩=[কু,পা]—বি. পুকুর॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।
৪=[ব,রা]—বি. ময়লা॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।
৫=[রং]—বিণ. লজ্জাহীন॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

ইল্‌লত্‌বালাই=[ফ]—বিণ. অপছন্দনীয়, নিন্দনীয়॥

ইল্‌লা=[চা, কু]—বি. ভরসা॥ আল্লার উপর্‌ ইল্লা কৈরা থাহ। [<হীলঃ حيله আং]।
২=[চা, কুম]—বি. সমর্পণ, উৎসর্গ॥ খোদার নামে ইল্লা কর। [হবালঃ حوالہ আং]।
৩=[চট্ট, কুম]—বি. হিল্লা, ব্যবস্থা॥ মাইয়াডার একটা ইল্লা কর। [দেখ ইল্লা]।
৪=[পা]—বি. ইলিশ মাছ॥ [<ইল্শা=ইলিশ]।

ইল্‌লাত্‌=[চট্ট]—বি. মূল কারণ॥ ইল্লাত্‌ না যাইন্যা কি বিচার্‌ কর্‌বা? [<'ইল্লত علت আং]।
২=[কুম,খু]—বিণ. নোংরা॥ লোক্‌টা বর ইল্লাত্‌। [দেখ ইল্লত্‌]।

ইল্‌লাফিল্‌লা=[সি]—বি উত্তরাধিকারী॥ রহিমের ইল্লা ফিল্লা নাই। [<হীলঃ আং+ফিল্লা অনু.]।

ইল্‌লাল্‌লার্‌ পাড়ি=[ম]—বি. দুর্গম পাড়ি॥ [ইল্লাল্লহু الا الله আং; লা ইলাহ ইল্লাল্লহ (আল্লাহ্‌ ব্যতীত উপাস্য নাই) কলিমা পড়িয়া পাড়ি]।

ইল্‌লিত্‌=[কু,পা]—বি. ময়লা, আবর্জনা॥ [দেখ ইল্লত্‌]।

ইল্‌লিয়ারে=[ম]—অব্য. হায় হায়॥ ইল্লিয়ারে। গোল্ডা দিতাল্লায়না। [<ইয়া অল্লহ্‌ يا الله আং=হে আল্লাহ+রে অব্য.]।

ইল্‌ল্যাত্‌=[পা,কু,য]—বিণ. অপবিত্র, পিশাচ॥ ওর্‌ মত ইল্ল্যাত্‌ আর্‌ নাই। [দেখ ইল্লাত্‌]।

ইল্‌লোচ্‌=[রং]—বিণ. বেহায়া, অভদ্র॥ লোক্‌টা বড় ইল্লোচ্‌। [দেখ ইল্‌লত্‌]।

ইল্‌লোজ্‌=[রং]—বিণ. লজ্জাহীন॥ ইল্লোজ্‌ মেয়েটা চায় ক্যাম্‌নে? [নির্লজ্জ]।

ইল্‌লোত্‌=[কু,পা]—বি. ময়লা, আবর্জনা॥ [দেখ ইল্লত্‌]।

ইল্‌শি=[কু]—বি. ইলিশ॥ [<ইলিশ]।

ইশা=[চা, কুম, বা]—বি. অংশ, ভাগ॥ আংগ বাইত্‌ পাছ' ইশা আসে। [<হিস্‌সঃ حصه আং]।

ইশাতা=[ফ]—বি. লাঙ্গলের ঈষের গোড়ার গোঁজ॥ [দেখ ইশাপুতা]।

ইশাপুতা=[ম]—বি. লাঙ্গলের ঈষের কীলক বিশেষ॥ [ইশা<ঈষা+পুত=যাহা প্রোথিত করা হয়]।

ইশাব্‌=[চা,কুম,ম,সি]—বি. হিসাব॥ ইশাব্‌ কৈরা দ্যাহ, কত ঐসে। [<হিসাব حساب আং]।

ইশু=[চা]—বি. অনুমান, আন্দাজ॥ ইশু কৈরা ক দেহি, কয়্‌ ট্যাহাদা কাপর্‌ডা আন্‌সি। [ইস্যু issue ইং]।
২=[কুম]—ক্রি. বিণ. ইতস্তত:॥ আমার্‌ কতায় তুই ইশু করিস্‌ না।

ইশুম্‌=[ম]—ক্রি.বিণ. এখন॥ ইশুম্‌ কৈ যাও? [এ সময়]।

ইশো=[খু]—বি. সন্দেহ॥

ইশোন্‌কার্‌=[ব]—বি. রেশন কার্ড॥ হামার্‌ ইশোন্‌কার্‌ পাই নাই। [<রেশন কার্ড ration card ইং]।

ইশ্‌কাতর্‌=[রা]—বি. সোনা রূপার গহনা রাখার বাক্স॥ ইশ্‌কাতর্‌ডা শাব্‌ধানে রাখ। [এস্‌ক্রিতোয়ার escritoireইং (পুরাতন ফ্রেঞ্চ হইতে)]।

ইশ্‌কারি=[কুম]—বি. আস্কারা, ঠাট্টা। আমার্‌ লগে ইশ্‌কারি কৈর না। [<আশ্‌কারা آشكارا ফা.=প্রকাশ]।
২=[ম]—বি. মাতব্বরী॥ আর্‌ ইশ্‌কারি করিস্‌ না।

ইশ্‌কি=[পা]—বি. যৌনলালসা॥ [ইশ্‌কি<'ইশক عشق আং+ই প্র.; আক্ষরিক অর্থ প্রেমিকতা]।

ইশ্‌কুটুম্‌=[ম]—বি. কুটুম পাখি, আত্মীয় স্বজন॥ [<ইষ্ট কুটুম্ব]।

ইশ্‌কুরুপ্‌=[ম]—বি. স্ক্রু, প্যাঁচ॥ [দেখ ইস্‌কুরুপ্‌]।

ইশ্‌কৈত্তা=[ম]—বিণ. হিংসুটে॥ [<হিংসুক+ইত্তা প্র.]।

ইশ্‌টম্‌=[সি]—বি.টিকেট॥ পোশ্‌টাফিশ্‌ থাইক্যা ইশ্‌টম্‌ আইনা। [<স্ট্যাম্প stamp ইং]।

ইশ্‌টাইল্যা=[রা]—বিণ. খিটখিটে মেজাজের, হিংসুটে॥ লোক্‌টা বড় ইশ্‌টাইল্যা। [<অঁশ+টান+ইয়া প্র.; তু: হিংসুটে]।

ইশ্‌টাম্‌=[ম]—বি. টিকেট॥ এই খাম্‌ডাত্‌ ইশ্‌টাম্‌ লাগাইয়া ডাক্‌বাক্‌শত্‌ ফালাইয়া দিব। [দেখ ইশ্‌টম্‌]।

ইশ্‌টাম্‌বর্‌=[ফ]—বি. মোহর যুক্ত কাগজ॥ পাশ্‌শ ট্যাহার্‌ দলিলে কয়্‌ ট্যাহার্‌ ইশ্‌টাম্‌বর্‌ লাগ্‌ব? [দেখ ইশ্‌টম্‌]।

ইশ্‌টি=[পা—বি. কুটুম্ব, আত্মীয়॥ [<ইষ্ট]।

ইশ্‌টিকিন্‌=[ব,রা,সি]—বি. মোজা॥ [<স্টকিং stocking ইং]।

ইশ্‌টি মাইল্‌=[ফ]—বি. জাহাজ॥ [স্টিমার streamer ইং]।

ইশ্‌টিশিন্‌=[পা]—বি. মোজা॥ ইশ্‌টিশিন্‌ সারা কি যুতা পরা যায়? [দেখ ইশ্‌টিকিন্‌]।

ইশ্‌নিশ্‌=[সি]—বি. ঘৃণা, বাছ বিচার॥ হে আমারে এ্যাকটু ইশ্‌নিশ্‌ করে। [অনু.]।

ইশ্‌নিশ্‌ করা=[সি]—ক্রি. কুনজরে দেখা॥ পরের্‌ পোলারে ইশ্‌নিশ্‌ করা ক্যা?

ইশ্‌পটাম্‌=[রা]—বিণ. সুশ্রী, বুলবাবু॥ ছোঁড়াটা এ্যাকেবারে ইশ্‌পটাম্‌ বাবু।

ইশ্‌পিশ্‌=[চা, পা]—অব্য. অস্থিরতা বা বিরক্তি প্রকাশক॥ [অনু.]।

ইশ্‌পোত্‌=[কু, পা]—বি. ইস্পাত ॥ [<এস্পাদা espada পোর্তু.]।

ইশ্‌বিশ্‌=[রা]—বিণ. চোখের বালি ॥ ছেলেটা তার্‌ শত্‌মায়ের্‌ ইশ্‌বিশ্‌। [<বিশ<বিষ+ইশ্‌ অনু:]।

২=[রা]—বি. রাগারাগি ॥ তোমার্‌ ইশ্‌বিশে আমার্‌ কোন জায়্‌ আশে না।

ইশ্‌মা=[দি]—সর্ব. ইহা ॥ ইশ্‌মার্‌ বাড়ি যাতো।

ইশ্‌শা=[চা,কুম]—বি. অংশ, ভাগ ॥ উত্তর্‌ ইশ্‌শা গোড চ'চ'র্‌। [দেখ ইশা]।

ইসন্‌=[কুম,চা]—ক্রি. সেঁচা ॥ দোন্‌ দিয়া পুশ্‌কুনির্‌ পানি ইস্‌গা মাস্‌ দর্‌মু। [<হেচন<সেচন]।

ইসা=[চা, কুম]—বি. ইচা, চিংড়ি মাছ ॥ [দেখ ইচ্‌রা]।

২=[সি]—ক্রি. গ্রহণ করা ॥ [দেখ ইচা]।

৩=[বা]—বি. পাল খাটাইবার দড়ি ॥ বাতাশ্‌ আইসে, ইসা উডাইয়া বাদাম্‌ টান্‌।

৪=[সি]—বি. ভাগ ॥ আমার্‌ ইসা দিয়া লাও। [দেখ ইশা]।

ইসা ইসা=[ম]—বিণ. একটু একটু ॥ ইসা ইসা গরম্‌ লাগে। [<ঈষৎ ঈষৎ]।

ইসাইসি=[সি]—বি. বাছাবাছি ॥ এ্যাত ইসাইসি কৈর না। [<উঞ্ছ]।

ইসাবুরি=[কুম]—বি. এক প্রকার ধান ॥

ইসালি=[ফ]—বি. নিড়ানি ॥ আইলা ইসালির্‌ কাম্‌ কর্‌তাসে।

ইসি=[চা]—বি. ধানক্ষেতের পোকা বিশেষ।

ইসিম্‌=[চা,কুম]—বি. মন্ত্র, কোরানের দোয়া ॥ মৌলবি শাবে ইসিম্‌ পৈরা পানিত্‌ ফু দিয়া দিসে, খাইলে প্যাডের্‌ বিশ্‌ শাইরা যাইব। [ইস্‌ম্‌ اسم আং= নাম অর্থাৎ আল্লাহ্‌র গুপ্ত নাম]।

২=[চট্ট]—বি. নাম ॥ [পূর্বে দেখ]।

ইসিয়াবর্‌=[সি]—বি. স্বয়ম্বর ॥ আগের রায়্‌কৈন্‌নারা ইসিয়াবর্‌ লৈতো। [<ইচ্ছাবর ; দেখ ইচিয়াবিয়া]।

ইসিল্‌ মিসিল্‌=[চা ,কুম]—বি.শৃঙ্খলা, সৌন্দর্য ॥ তার্‌ কামের্‌ কোন ইসিল্‌ মিসিল্‌ নাই। [ইছিল অনু: ; মিসিল্‌ <মিস্‌ল مثل আং=সদৃশ]।

ইস্‌=[নো]—অব্য. ছি: ॥ ইস্‌। পচ'া সালনুডা ক্যাম্‌নে খাইলি ? [দেখ ইচ্‌']।

ইস্‌কুরুপ্‌=[চা]—বি. স্ক্রু ॥ ইস্‌-কুরুপ্‌ সারা টিন্‌ আট্‌কান্‌ যায়্‌ না। [<ইস্ক্রুফ schroef ডাচ্‌]।

ইস্‌তক্‌=[রা]—ক্রি. বিণ. সব সময় ॥ তুই ইস্‌তক হানার্‌ আকাস্‌ করিশ্‌। [<ইস্‌তক হিং=পর্যন্ত]।

ইস্‌তলাগাদ্‌=[কু]—ক্রি. বিণ. প্রথম থেকে এই পর্যন্ত ॥ [<ইস্‌তক +লিগায়ত لغایت উর্দূ]।

ইস্‌তা=[দি]—বি. ঈশের সঙ্গে লাঙ্গলকে সংলগ্ন করিবার পিন বিশেষ ॥

ইস্‌তারি=[কুম, ম, চা]—বি. ইস্ত্রী ॥ কাপর্‌ডা ইস্‌তারি করন্‌ লাগ্‌ব। [<ইস্তিরার estirer পোর্তু.]।

২=[ম]—বি. রোজার ইফ্‌তার। [<ইফ্‌তার افطار আং+ই প্র.]।

৩=[সি]—বি. বিয়ের সময় বরের জন্য পাঠানো ফলমূল ॥ [দেখ ইস্‌তারি]।

ইস্‌তার্‌=[ব,রা]—বি. রোজা ভঙ্গের পর আহার ॥ [দেখ ইস্‌তারি]।

২=[কুম]—বি. নোটিশ, বিজ্ঞাপন ॥ কোডেত্‌তে তার্‌ নামে ইস্‌তার্‌ বারি ঐসে। [<ইশ্‌তিহার اشتہار আং]।

ইস্‌তালি=[ফ]—বি. কুবুদ্ধি, অসৎ-সাহস ॥ পোলাহানেরে ইস্‌তালি দিও না। [<ইস্‌তি'লা استعلاء আং= উচ্চাকাঙ্ক্ষা]।

ইস্‌তাল্‌কি=[রা]—বি. ঠাট্টা, বিদ্রূপ ॥ বেশি ইস্‌তাল্‌কি দিস্‌ না। [< ইস্তিক্‌কাল استقبال আং + ই (ভাবার্থে) প্র.]।

ইস্‌তি=[বা]—অব্য. হইতে ॥ কাইল্‌ ইস্‌তি ঘরে বোগ্‌তাসি। [<ইস্‌তক হিং]।

ইস্‌তিক্‌=[ফ]—অব্য. হইতে ॥

ইস্‌তিমাইল্‌=[ফ]—বি. অভ্যাস ॥ আমার্‌ বিরি খাওয়ার্‌ ইস্‌তিমাইল্‌ নাই। [ইস্‌তি'মাল استعمال আং]।

ইস্‌ম=[কুম]—বি. সন্দেহ ॥

ইস্‌সা ইস্‌সা করা=[দা]—ক্রি. আরাম লাগা ॥ যাবের্‌ শময়্‌ রৈদ্‌ডা যবর্‌ ইস্‌সা ইস্‌সা করে। [অনু.]।

ইহর্‌=[ম]—বি. শিকড়, মূল ॥ গাসের ইহর্‌। [<হিহর<শিকড়]।

২=[চা, ম]—বি. ছন জাতীয় লম্বা ঘাস ॥ গাং পার ইহর্‌ লাগাইলে শহরে মাডি বাংগে না। [<উশীর]।

ইহান্‌=[কুম, চা]—ক্রি. বিণ. এই-খানে ॥ ইহান আইস্‌ না। [<এখানে]।

ইহি=[খু]—অব্য. ছি: ॥ ইহি কি পচ'া মাস্‌রে।

ইহিরে=[ফ]—অব্য. দেখ রে ॥ ইহিরে, মতি কি পানিত্‌ গোসল্‌ করে।

ইহিহি=[বা, ফ]—অব্য. ছি: ছি: ॥ ইহিহি, তোমার্‌ এই কাম্‌।

ইহ্‌=[চা, কুম]—অব্য. আহা ॥ ইহ্‌, অল্‌পের্‌ লাইগ্যা মাস্‌টা পাইলাম্‌ না। [<ইস্‌]।

উ

উ=[রা]—বিণ. সেই, ঐরূপ ॥ অয়্ উ কথা জান্তে পারাছে। [<উআ <উহা]।

উঅদ্দি=[চট্ট]—ক্রি. বিণ. উপর দিয়া ॥ তিন্ দিনব্ উঅদ্দি হৌরব্ বারিত্ খাইনে যাঁড়াব্ বারি। [<উপর+দি =দিয়া]।

উঅর্=[চট্ট]—অব্য. উপর ॥ গাসব্ উঅর্ পৈক্ বৈ রৈযে। [<উপর]।

উঅশ্শা=[চট্ট]—বিণ. উপরি, হিসাবের বহির্ভূত ॥ কেবানিবা অনেকে উঅশ্শা ট্যাগাঁ পায়্। [<উপর হিস্সা ; হিস্স : ـــــ আং]।

উআ=[চট্ট]—বিণ. সোজা, মাথার উপরের দিকে চাহিয়া আছে এমন ॥ উআ হৈ রৈস ক্যা? [<উজা<উজু প্রাং<ঋজু সং]।

২=[সি]—শ্বাস ॥ লোক্টার্ উআ নাই। [<*অত্থ<অস্থ সং]।

উআইশ্শা=[চট্ট]—বি. উপবাসী ॥ উআইশ্শার্ লাই দান্ ফুয়াদ্। [<উপবাস+ইয়া প্র.]।

উআত্তারাংগা=[চট্ট]—বিণ. চঞ্চল ॥ [<উত্তরঙ্গ]।

উআম্বা=[সি]—বি. মনের ইচ্ছা ॥ বেটির্ উআম্বা পুরা কবি নাই।

উআরা=[সি]—বিণ. নুনো বা নিকৃষ্ট ॥ [আবারহ্ اوارہ ফা.]।

উআশ্=[চট্ট]—বি. উপবাস ॥ কৈরাডা হারাদিন্ উআশ্ কৈর্গে। [<উপবাস]।

উআশ্কাআশ্=[চট্ট]—বি. উপবাস ॥ কৈরা ব্যাডায উআশ্ কাআশ্ কৈর্গে। [দেখ উআশ্+কাআশ্ অনু:]।

উআশ্শ্যা=[চট্ট]—বি. উপবাসী ॥ উআশ্শার্ লাই দান্ ফুযাদ্। [দেখ উআইশ্শা]।

উই=[ফ]—সর্ব. এই ব্যক্তি ॥ উই আমার ট্যাগা নিসে। [<ঐ]।

২=[কুম]—বি. চুল ধরিয়া সজোরে টানিলে এক ধরনের শব্দ হয় তাহা ॥ মাতার্ মৈদ্দে উই ফুডামু।

উইঅরা=[চট্ট]—সর্ব. ঐ তাহারা ॥ উই অরা ইক্যাঁ আইযের্। [<ঐ+উরা=উহারা]।

উইআন্=[চট্ট]—বিণ. ঐ খান ॥ উই আন্ কার্ বারি? [<ঐ খান]।

উইউন্=[চট্ট]—বিণ. ঐগুলি ॥ উইউন্ কার্ মাল্? [<ঐগুলি=গুলি]।

উইওল্=[চট্ট]—বি. উঠিবার স্থান।

উইথ্যা=[ম, পা]—বি. বাঁশের মাচা ॥ উইথ্যার্ উফ্রে থালা রাহে।

উইগ্লানো=[ম]—বি. উপড়ানো ॥ বাতাশে আম্গাসটারে উইগ্লাইয়া হালাইসে। [<উগ্লান্<উগরণ<উদ্গিরণ]।

উইযাইরা=[য]—বিণ. লক্ষ্মীছাড়া ॥ উইযাইরা পোলা দিযা কাম্ ঐব না। [<উজাড়িয়া ; উজাড় হিং]।

উইয্যাত্তি=[চট্ট]—বি. হঠকারিতা, ঔদ্ধত্য, একগুঁয়েমি ॥ আঁই ন যাইত্তি কৈলাম্ তবু উইয্যাত্তি করি চ'লি গ্যাল্। [<হুজ্জতি<হুজ্জত حجت আং+ই প্র.]।

উইয্যা=[কুম]—অস. ক্রি. উড়িয়া ॥ পৈক্ডা উইয্যা যাইতাসে। [<উড়িয়া]।

উইথ্থা কত্তা=[কুম]—বিণ. অন্যায় কথা ॥ বাপের্ লগে উইথ্যা কত্তা কও ক্যা? [<অগ্রাহ্য কথা]।

উইটা=[কুম]—বি. বাঁশের ঝাড় ॥ আমাগো উইট্যাত্ বহুত্ বাশ্ আসে। [উইট্টা দেখ]।

উইট্টা=[কুম]—বি. বাঁশের মূল ॥ উইট্টা বালান্ যায়্। [এটিয়া<আটিক=সাধু এঁটো]।

উইঠ্যাল্=[চট্ট]—বিণ. অবস্থাসম্পন্ন ॥ হিতে বর উইঠ্যাল্ গিরস্ত। [<উঠিয়াল উঠিয়া √উঠ্+ল প্র.]।

উইঠ্ঠা পিঠ্ঠা=[পা]—ক্রি. বিণ. দ্রুত বেগে ॥ দাবাড়ের চো'টে উইঠ্ঠা পিঠ্ঠা দৌড় মারছে'। [<উঠিয়া পড়িয়া]।

উইডা=[ঢা]—বিণ. <ঐটা (তুচ্ছার্থে) ॥ উইডা কিরে?

উইতাপ্=[ম]—বি. পিপাসা ॥ [<উত্তাপ]।

উইতারা=[চট্ট]—সর্ব. ঐ তাহারা ॥ [<ঐ তাহারা]।

উইতারে=[চট্ট]—সর্ব. ঐ লোকটিকে ॥ উইতারে যানে মানি ফেলাইল্। [ঐটা+রে কর্মকারকে]।

উইতাল্=[ম]—বি. উচ্চতা ॥ গরের্ উইতাল্ কয়্ আত্? [<উত্তাল সং]।

উইতে=[চট্ট]—সর্ব. ঐ সে ॥ উইতে উ ক্যা আইয়েন্। [<ঐ+তে কর্তৃকারকে]।

উইতেইক্কা=[পা]—বি. নিতম্ব উপর দিকে দিয়া মাথা হেঁট করিয়া থাকিবার অবস্থা ॥ [<উপুত্ (=উপুড়)+মুখ+ইয়া প্র. ; দেখ উইতু]।

উইত্=[কুম, চট্ট]—বিণ. উপুড় ॥ পাতিল গুয়া উইত্ করি রাখ্। [দেখ উইতেইক্কা]।

উইত্তল্=[চট্ট]—বি. লটকানো মাচার নীচের জায়গা ॥ কাজের্ আলন্ উইত্তলে রাইখ্খে। [উপর+তল]।

২=[চট্ট]—বি, উঠিবার স্থান ॥ [<উত্থল]।

উইত্তেইক্কা=[চট্ট]—ক্রি.বিণ. নিম্নমুখী হইয়া ॥ উইত্তেইক্কা বৈ রৈস ক্যা? [দেখ উইতেইক্কা]।

উইথ্যা=[চট্ট]—বিণ. যাহার ঘরে কোন কিছু নাই ॥ এ্যাহ্নেরে উইথ্যা হৈ গেলি গৈ? [<অববইঅ প্রাং<অবাস্তবিক সং]।

উইদ্ধা=[চট্ট]—বিণ. খালি ॥ ক্যান

বাইস্যতে বাইস্যতে কম্বল্ উইদ্দা। [<শুষ্ক ; তুং শুধু হাত]।

২=[কুম, চা]—বি. উচেছ্ তরকারী ॥ উইদ্দা ষবর্ তিতা। [=উস্ত<উচছা =উচেছ]।

উইনালো=[কু, পা]—ক্রি. গলিয়া যাওয়া ॥ রোইদে ঘি উইনা যায়। [<উনা<উণ্হ প্রাং<উষ্ণ সং+আন প্র. ; নামধাতু]।

উইন্=[চট্ট]—অব্য. এইগুলি, ইহারা ॥ উইন্ আঁরাত্তুন্ ডাঁঅর্ না। [<ঐগুলি =গুলি]।

২=[চট্ট]—বি. উকুন ॥ হিত্তির্ মাথাত্ উইন্ বরা। [<উকুন<উৎকুণ সং]।

উইন্না=[ম]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

২=[কুম, নো]—বি. চাল হইতে বৃষ্টির পানি পড়িবার স্থান।

উইন্নাশি=[চট্ট]—বি. হাঁপানি, উর্ধ্ব-শ্বাস, পরিশ্রম ॥ এই কাম্ কর্তে আমার্ উইন্নাশি ঐ গেইয়ে।

উইবা=[চট্ট]—সর্ব. উহা, ঐ ব্যক্তি ॥ উইবা আন্নের্ কি অয্ ? [<ঐ+বা প্র. ; তুং কিবা]।

উইবি=[পা]—ক্রি. বিণ. ঐ রকম ॥ কাঠ্গুলি উইবি থাক্। [<ঐভাবে]।

২=[পা]—বিণ. উঁচু ॥ গাড়িডা উইবি কর্তো। [উভী<উব্ভ প্রাং<উর্ধ্ব সং +ই প্র.]।

উইব্যানো=[চট্ট]—ক্রি. অচেতন অবস্থায় প্রলাপ বকা ॥ বিরাবি উইব্যায়্।

উইব্‌বা=[চট্ট]—ক্রি. বিণ. উপযাচক হইয়া ॥ উইব্বা কথা কৈলে ঠ্যাহন্ লাগে। [<উপযাচক সং; তুং উপর্ হিং]।

উইয়ের্ ডেহির্=[পা]—বি. উইয়ের ঢিপি ॥ উইয়ের্ ডেহির্ডো বাইংগা দে। [<ঢের হিং<ধিঅখর প্রাং<অধি কতর সং]।

উইরাতারা=[ম]—ক্রি. বিণ. তাড়াহুড়া ॥ হ্যার্ উইরাতারা কৈরা চৈ'ল্যা গ্যাল্। [<অরা বরা ; অরা অনু : কিংবা<হুড়া তাড়া]।

উইরাতালা=[ম]—ক্রি.বিণ. তাড়াতাড়ি ॥ বাত্ খাওনের লাইগ্যা পোলাহানে কিমুন্ উইরাতালা নাগাইসে। [দেখ উইরাতারা]।

উইর‍্যাম্=[চা]—বি. এক প্রকার কাঠ ॥ উইর‍্যামের্ কোশা বালা অয়্।

উইর্=[চট্ট]— বি. শস্যের গোলা, লাকড়ি ইত্যাদি রাখিবার অনুচ্চ মাচা ॥ [<উপঘর<উপগৃহ সং]।

উইর্ম্যান্ত্রা=[ক]—বি. উই পোকার বাসা ॥ [=উই এর+মেন্ত্রা<মন্দির]।

উইলি=[কু, পা]—বি. গাড়ীর চাকায় ব্যবহৃত গোলাকার লোহার পাত ॥

২=[কু, পা]—ক্রি. বিণ. উচুঁ করিয়া ॥ গাড়ি উইলি কৈরি ধর্। [<উচল <উচ্চ সং+লি প্র.]।

৩=[কু, পা]—বি. উলু ॥ উইলি খড়ের্ সাউনি খুব্ ঠিকে। [<উলু <উলূপ সং]।

উইল্ মাস্=[ম]—বি. টাকির মত লালচে রঙের মাছ, চ্যাং মাছ ॥

উইল্লা=[ম]—বি. ধাক্কা ॥ উইল্লা মাইরা ফালাই দিসে। [<হুলি<হুড় (নামধাতু)+ইয়া অস. ক্রি.র বিভক্তি]।

২=[কুম]—অস. ক্রি. উদয় হইয়া, উঠিয়া ॥ চ'ান্ উইল্লাই আবার্ ডুইব্যা গ্যাল্। [<উইল<উইঅ প্রাং<উদিত সং+ল (স্বার্থে) প্র.+ইয়া অস. ক্রি.র বিভক্তি]।

৩=[ম]—বি. পুরুষ ॥ উইল্লা বিলাইডা যবর্ বালায়্। [<হোলা]।

উইশার্=[চা]—বিণ. সাবধান ॥ [< হোশিয়ার هوشيار ফা:]।

উইশা গুইশা=[ম]—ক্রি. বিণ. বুঝিয়া শুঝিয়া ॥ উইশা গুইশা বিয়ার্ কাম্ কর্ন লাগে। [গুইশা<শুঝিয়া ; উইশা অনু:]।

উইশ্‌টা=[ম]—বি. হোঁচট ॥ উইশ্টা খাইয়া আংগুল বাংচি'। [<হোঁচট]।

উইশ্‌টি=[কু]—অস. ক্রি. ছুটিয়া ॥ গুলিটা উইশ্টি গ্যাল্।

উইশ্‌শা=[ম]—বি. রাগ ॥ উইশ্শা কৈরা বাত্ না খাইলে কার্ কি ওবো ? [<উষ্মা]।

উইস্‌তা=[কুম, চা]—বি. উচেছ ॥ উইস্তা বাযা খাওন্ খুব্ বালা। [<উচছা<উচেছ]।

উইস্‌সা=[চা]—বি. উচেছ, করলা ॥ উইস্সা তর্হারি তিতা লাগে।

উইহানে=[ক]—ক্রি. বিণ. সেইখানে ॥ উইহানে এ্যাক্টা লেবু গাস্। [<ঐ খানে]।

উউলা=[ম, খু]—বি. খেজুর গাছের রস নেওয়ার ব্যবস্থা, হাঁড়ি ॥ গাসি গাস্ পেড়ে নিলে উউলা পাত্তিস্।

উও=[বা]—বিণ. উহা ॥ উও কি কাম্ কর্ নি ? [<উহা]।

উং=[ম]—বি. পশম। কম্বলের্ উং গতরে বিন্দে। [<রোম]।

উংকা=[সি]—ক্রি. বিণ. এখন ॥ উংকা যাইতায় নি ? [<এখন+কা] ॥

উংকার্=[পা]—বিণ. গরম ॥

উংগর্=[খু] বি. মাচা ॥ [<দেখ উইর্]।

উংগা=[খু]—সর্ব. তাহাদের ॥ উংগা হাঁস্ তোংগা বাড়িতে ক্যান্ ? [উহাদের +গা সম্বন্ধের বিভক্তি]।

২=[সি]—বিণ. জারজ (গালি অর্থে) ॥ উংগা আরাম্ যাদা গাল্ কৈ ?

৩=[খু]—বি. ধানের শুঁষ। ॥ [<শুংগা]।

উংগাইল্=[ম]—বি. ধান (স্বামী বা গুরুজনের নামের সঙ্গে কোন বস্তুর নামের সাযুজ্য থাকিলে মেয়েরা সেই বস্তুর নাম না লইয়া তাহার পরি-বর্তে অন্য নামে ডাকে) ॥ ইয়াতনের্ হশুরের্ নাম্ ধানু, হ্যার্ নাইগ্গা দানেরে কয়্ উংগাইল্।

উংগাভুংগা=[সি]—বি. গালি বিশেষ (জারজ অর্থে) ॥

উংগানি=[ম, চা, সি]—বি. ঝিমানি ॥ পর্তে বৈলেই তরে উংগানিয়ে দরে। [<উংঘ্ হিং+আনি প্র]।

উংগানো=[ম]—ক্রি. ঝিমানো ॥ পরতে বৈলেই তুই খালি ড়ংগাস্। [দেখ উংগানি ; উংঘনা হিং]।

উংগিল্=[নো]—বি. সন্ধান ॥ হ্যাতার্

কোন উংগিশ্ ন পাইসি। [<উদ্দেশ]।
উংগো=[খু]—বি. শুঁয়া, ধানের আগার চিকন কাঁটা বিশেষ।। শব্ ধানেব্ উংগো নাই। [<শৃংগ; দেখ উংগা]।
২=[খু]—সর্ব. উহাদের।। উংগো বাড়ি কৈ? [উহাদের; গো সম্বন্ধের বহু ব. বিভক্তি]।
উংগোর্=[খু] বি. পাটাতন, তাক।। মুড়িব্ টিন্ উংগোরেব্ উপর্ আগে। [দেখ উংগব্]।
উংনাতল্=[বা]—বি. ঘরের চালের পানি পড়িবার স্থান।। [দেখ উইনুনা]।
উঁই=[পা, দি]—সর্ব. উনি, সে।। উঁই কুনঠৈ গ্যাল্? [<উনি]।
উঁইঅত্=[চট্ট]—ক্রি.বিণ. সেই স্থানে।। উইঅত্ আঁই যাইযম্। [<উহাতে]।
উঁইক্কা=[চট্ট]—ক্রি.বিণ. ঐ মুখী, ঐ দিকে।। উঁইক্কা যা। [<ঐ মুখী]।
উঁইযুই=[চট্ট]—বি গোলমাল।। কিয়র্ উঁইযুই লাগি গ্যাব্ গৈ? [<হৈচৈ]।
উঁইয্যা=[চট্ট]—বি. মোরগ আটকাইবার খাঁচা, হাঁড়ি পাতিল ঢাকিবার বাঁশের তৈরী ঝাঁপা আবরণ বিশেষ।।
উঁকার্=[ব,রা]—বি. জাল।। [দেখ উংকার]।
উঁচা=[নো]—বি. বর্ষাকালে রৌদ্রের অভাবে ধান আগুনের তাপে শুকাইয়া লওয়া।। [<উৎশোষণ]।
উঁচিলওয়া=[চট্ট]—ক্রি. উপর হইতে বাছিয়া লওয়া।। মৈচ্' থাকি উচি' লও। [<উঞ্ছ+ই অস. ক্রি. বিভক্তি]।
উঁচ্যাল্=[পা, ক]—বিণ. উচ্চ, শূন্য, উপরের।। [<উচ্চল]।
উঁচ্'=[নো]—বিণ. উচ্চ।। 'উঁচু' খান্ দা পানি যায় না' (প্রবাদ)। [উচ্চ]।
উঁত্=[বা]—বি. আড়াল।। [ওৎ; ওট হিং<আবৃত্ত সং]।
উঁদা=[কু,পা]—বি. হুলা, মর্দা, পুরুষ।। উঁদা বিড়াল।
২=[চট্ট]—বিণ. নীচু।। মাথা উঁদা করি গরত্ যাইঅ। [<অঁউধা হিং অবমূর্ধা সং]।

উঁন্দুর্=[চট্ট]—বি. ইঁদুর।। উঁদুরে কাঅর্ কাডি ফ্যালাইয়ে। [<উন্দুর]।
উঁয়াইর্গা=[চট্ট]—বিণ. সঙ্গী।। উঁয়াইরগা ফ্যালাই ন যাইঅ। [<উপকারক]।
উঁর্কা=[রা]—বি. গুড় মিশ্রিত খই মুড়ি।। [উড়কা]।
উঁশ্শুশ্=[নো]—বি. বুদ্ধি শুদ্ধি।। তোর্ কোন উঁশ্শুশ্ নাই। [<হোশ هوش ফা.+গোশ=শুশ অনু:]।
উঁশ্বরাদ্=[নো]—বি. বুদ্ধিশুদ্ধি।। তাব্ উঁশ্বরাদ্ নাই। [দেখ উশ্+বরাদ<বরাদ্দ]।
উঁসিউঁসি=[নো]—ক্রি. বিণ. উপরে উপরে লইয়া।। চা'ইল্ গুলি উঁসি উঁসি রান্দ। [দেখ উচ্লানো]।
উকা=[সি]—বি. বিষাউজ।। পুয়াগব্ উকা ঐসে।
২=[সি]—বিণ. উগ্র।। উকা গরুরে নাগা দিয়া বাইন্দ। [উগ্গ প্রাং< উগ্র সং]।
৩=[দি, রং]—বি. রাত্রে অল্প পানিতে মাছ মারিবার জন্য ব্যবহৃত জ্বলন্ত পাটখড়ি বা লণ্ঠন। [দেখ উকা৪]।
৪=[রং]—বি. উল্কা।। অর উকার্ লাক্কান্ চলে। [<উল্কা]।
উকাই=[ম]—বি. মরামাস।। আবুর্ মাথাত্ উকাই ঐসে।
উকাটন্=[রা]—বি. দড়ি পাকাইবার বাঁশের যন্ত্র বিশেষ।।
উকাদার=[সি]—বিণ. টেকসই, নিমকহালাল।। বর উকাদার্ চা'হর্ও আসিল্। [<ওফাদার=ৱফা وفا আং +দার دار ফা.]।
উকানো=[কুম]—ক্রি. বমি করার আগের হেঁচকি।। [<ওক্না হিং]।
উকাল্=[কু]—বি. কাপড়ের মাঝে মাঝে অল্প সুতার বুনট।।
উকারল্=[কুম]—ক্রি. অত্যাধিক তারিফ করা।। এত উকাইর না।
উকারানো=[সি]—ক্রি. উৎপাটন করা।। তুহানে গাস্টা উকারাইয়া গ্যাসে।

[<উকড্চন প্রাং <উৎকর্ষণ সং]
উকারি=[রা]—বি. ঘরের উপর তোলা পোকার মাটি।। গুয়েব্ উকারিতে বগেছিশ্
উকার্=[ব]—বি. মাচা, ছাদ।। ঘর্টির্ ভাংগা উকার্। [<দেখ উইর্]।
২=[রা]—বি. উপকার।। উকার্ কর্লে মনে থাহে। [<উপকার]।
উকারতল্=[সি]—বি. গোলাঘরের নীচ।। উকার্তলে আশ্মুরগি থাহে। [<উকার+তল]।
উকালন্=[বা]—ক্রি. আড় দেওয়া।। আগুন্ডা উকাইল্লা দ্যাও। [<উৎকুলন কিংবা উৎকলন]।
উকাল্=[চা]—বি. বমি।। উকাল্ করিস্ না। [দেখ উকানো]।
২=[চা]—বি. পলিমাটি।। ঘবিন্ডাত্ খুব্ উকাল্ পর্সে।
৩=[বা]—বি. মাছ বিশেষ।। আমি উকাল্ মাস্ খাই না।
৪=[সি]—বি. শব্দ, আওয়াজ (বিশেষতঃ রাত্রিকালীন)।। বারিত্ ঢুকি কেঐর্ উকাল্ পাইলাম্ না।
উকাশ্=[রা]—বি. চিহ্ন।। ঐটা কিশের্ উকাশ্? [<উদ্দেশ]।
২=[ক]—বি. বমি।। কলেরার্ বিমারি বারে বারে উকাশ্ করে। [দেখ উকাল্]।
৩=[রং]—বি. অবকাশ।। এ্যাক্ জরা উকাশ্ নাই। [<অবকাশ]।
৪=[রং]—বি. নিঃশ্বাস।।
উকাশ্মিকাশ্=[রা]—বি. অবসর।। [<অবকাশ+নিকাশ অনু:]।
উকাশ্ পাওয়া=[বা]—ক্রি. অবকাশ পাওয়া।। এ্যাক্ যরা উকাশ্ পাই না। [<অবকাশ পাওয়া]।
উকাহে=[চা]—বি. উচ্চতায়।। এবুড়া উকাহে কম্।
উকি=[সি]—বি. মাথার বিষাউজ।।
২=[দি]—বি. হেঁচকি, বমির জন্য গা ঘাটা।। ভোয়ানক্ উকি আশ্চে।। [<ওক হিং+ই]।

উকি দ্যাওয়া=[সি]—ক্রি. পায়ের গোড়ালির উপর ভর করা ॥ উকি দিয়া কিতা দ্যাখ্‌বা? [উকি দেওয়া]।

উকিয়া=[রা]—বি. প্রত্যহ সময়মত যাওয়ার স্থান ॥ [<ওয়াকি'আঃ واقع আঃ=ঘটনা]।

উকিয়া পুকিয়া=[রা]—ক্রি. বিণ. আড়াল হইতে উকিঝুকি মারিয়া ॥ উকিয়া পুকিয়া দেখ্‌ছিস্‌ ক্যানে?

উকিল্‌বাপ=[সি, কুম]—বি. বিয়ের উকিল ॥ [বকীল وکیل আঃ+বাপ]।

উকুইন্‌=[সি]=বি. ধান নাড়িবার বাঁশের দণ্ড ॥
২=[সি]—বি. উকুন ॥ মাতার্‌ উকুইন্‌ কালাও। [উকুন]।

উকুনা=[রা]—বি. তৃণ বিশেষ ॥ গরুকে উকুনা খাওয়াও।

উকুন্‌দি=[রং]—বিণ. যে ছাগলের একটি বাচ্চা হয় ॥ উকুন্‌দি ছাগল পুশ্যা কি হবু?
২=[র]=বি. যে পুরুষ বা স্ত্রী কিছুই নহে, নপুংসক ॥

উকুন মধু=[রা]—বি. একটি ধানের নাম ॥

উকুরানো=[রা]—ক্রি. তুলিয়া আনা ॥ কাগজ্‌টা উকুরি আন্‌।

উকুলি=[রং]—বি. শিলনোড়া। [<উখলি<উদুখল+ই প্র.]।

উকুশ্‌ পুকুশ্‌=[রং]—ক্রি. বিণ. অস্বস্তিবোধ ॥ এ্যালা উকুশ্‌ পুকুশ্‌ করিশ্‌ ক্যা? [অনু.; তুং 'হাঁশফাঁস']।

উকেইট্‌=[দি]—বি. হোঁচট ॥ ইটাটাত্‌ উকেইট্‌ নাগ্‌ছে। [<হোঁচট]।

উক্যান্‌=[খু]—ক্রি. বিণ. ওখানে ॥ উক্যান্‌ ওটা কিরে? [<ওখানে]।

উক্যানি নাক্যানি=[কুম]—ক্রি. বি. খারাপ উদ্দেশ্যে একবার এদিকে একবার ওদিকে তাকান ॥ [দেখ উক্যানো+নাক্যানি অনু:]।

উক্যানো=[কুম]—ক্রি. উকি দেওয়া ॥ উক্যাইয়া কিতা দ্যাখ্‌লা? [<উকি (নামধাতু)+আনো প্র.]।

উকৈন্‌=[সি]—বি. ধান নাড়াইবার বাঁশের তৈরী হাতিয়ার বিশেষ ॥

উকো=[কুম]—বিণ. তৈলবিহীন ॥ উকো মাথায় চান্‌ কর্‌লি?
২=[খু]—বি. রেত, করাত শান দেওয়ার লৌহ যন্ত্র বিশেষ। [<উখা]।

উকোট্‌=[রা]—বি. হঠাৎ বাধাপ্রাপ্ত। [<হোঁচট্‌]।

উকোল্‌=[কু]—বি. এক প্রকার মাছ ॥ উকোল্‌ অনেকে খায় না।
=[সি]—অব্য. উঃ, যন্ত্রণাপ্রকাশক শব্দ ॥ উক্‌ কি বিশ্‌।

উক্‌উকা=[সি]—বিণ. উগ্র, উঠন্ত ॥ এ্যাত উক্‌উকা গরু বাপ্‌ চিনে না।

উক্‌উকি=[সি]—ক্রি.বি. শক্তি দেখান ॥ এ্যাত উক্‌উকি কৈর না।

উক্‌কা=[কুম]—বি. অগ্নিস্ফুলিংগ ॥ আগুনের্‌ উক্‌কা উঠ্‌তাসে। [<উল্কা]।

উক্‌কাই=[দি]—ক্রি. বিণ. খামাখা, বিনা কারণে ॥ উক্‌কাই এক্‌কান্‌ কতা বল্‌লেই [illegible]?

উক্‌কানা=[কু] [illegible] ঝোঁটা ॥ টৈয়া উদার্‌ [illegible] উক্‌কানা দ্যান্‌ ক্যা?

উক্‌কা পাওয়া=[illegible]—ক্রি. বিনা পরিশ্রমে [illegible] এই যিনিশ্‌টা উক্‌কা পাইছ্‌।

উক্‌কার্‌=[illegible]—বিণ. উঁচু, খাড়া ॥ [illegible] উক্‌কার্‌। [উঁচু <উচ্চ [illegible]]।

উক্‌কাশ্‌=[চট্ট]—বি. বিদ্রূপ ॥ এ্যাত উক্‌কাশ্‌ মারন্‌ ঠিক্‌ [illegible]। [<উপহাস]।

উক্‌কি=[কু, পা]—[illegible] ॥ উক্‌কি ভাত্‌ দ্যাও।

উক্‌কুত্‌=[সি]—বি. হঠকারিতা ॥ মানুশ্‌টা পরকালোই উক্‌কুত্‌ করে। [<উত্তুক প্রাং <উত্তর্ক সং]।

উক্‌কুত্‌ তরালো=[সি]—ক্রি. হঠাৎ রাগ করা ॥ হে আমার্‌ দিকে উক্‌কুত্‌ তৈরা উঠ্‌ল।

উক্‌কুনি=[ম]—বিণ. সামান্য ॥ আমারে উক্‌কুনি দুধ্‌ দ্যাও। [<একটুখানি]।

উক্‌কুয়া=[চট্ট]—বি. ছোট কচু বিশেষ।

উক্‌কুর্‌ উক্‌কুর্‌=[সি]—অব্য. কাশির ধ্বনি ॥ হারা রাইত্‌ খালি উক্‌কুর্‌ উক্‌কুর্‌ করে। [ধ্বন্যা.]।

উক্‌চাঁনো=[খু, য]—ক্রি. কাহাকেও অন্যায় ভাবে মাতাইয়া তোলা বা উৎসাহিত করা ॥ [<উক্‌শানো <উৎকোশন; =উসকান; তুং উক্‌সানা, উস্‌কানা হিং]।

উক্‌ছানো=[রা]—ক্রি. [illegible] ॥ [দেখ উক্‌চাঁনো]।

উক্‌টানো=[দি, রা]—ক্রি. খোঁজ করা ॥ উক্‌টে উক্‌টে হয়রান্‌ হচি তবু গরুটা না পালু (বা)। [<উৎকটন]।

উক্‌টিয়ে বেড়ানো=[কু, রা]—ক্রি. কাহারও উপকার করিলে সেই উপকারের কথা অন্যের নিকট সাড়ম্বরে প্রকাশ করা, রোষ বশতঃ কাহারও কলঙ্ক প্রকাশ করা ॥ [দেখ উক্‌টানো +ইয়া প্র.+বেড়ানো]।

উক্‌ড়ো=[খু]—ক্রি. বিণ. বিনা আসনে ॥ উক্‌ড়ো বশিস্‌নে। [<উক্‌ড়্‌ হিং]।

উক্‌তা=[সি]—বিণ. অবাধ্য, কর্কশ ॥ বর উক্‌তা পুয়া। [<হোঁক্‌তা <হোঁৎকা]।
২=[ম]—বিণ. উল্টা ॥ উক্‌তা পত্‌ গাদায়্‌ যয়্‌ না।

উক্‌তানো=[রং]—ক্রি. খুলিয়া যাওয়া ॥ গরুটার্‌ খুট্‌ বারে বারে উক্‌তি যায়।

উক্‌তামি=[সি]—বি. বেয়াড়াপনা ॥ হকল্‌তাত্‌ উক্‌তামি কর ক্যানে? [দেখ উক্‌তা+মি প্র.]।

উক্‌তি=[ফ]—বিণ. আন্দাজ। উক্‌তি কৈরা কও দেহি।

উক্‌না=[ব]—সর্ব. উনি ॥ উক্‌না কে যায়?
২=[দি]—বিণ. ঐ টুকু ॥ উক্‌না মাছে কজনের্‌ ভাত্‌ খাওয়া হবি? [<ঐ গুনা=ঐ গুলা]।

উক্‌নি মধু শালিনা=[বা]—বি. আমন ধান বিশেষ ॥ [উকনি+মধু+শালি =ধান,+না প্র.]।

উক্‌নে=[কু]—বি. চোরকাঁটা ॥ ঐ মাঠে শুধু উক্‌নে গ্যালেই কাপড়ে লাগ্‌বে। [<উকুন+ইয়া প্র.]।

উক্‌রা=[সি]—বি. এক প্রকার [illegible] ॥

২=[সি]—বি. গুড় মেশান খৈ ॥

উক্‌রানো=[রা]—ক্রি. শিকর সমেত উপড়াইয়া তোলা ॥ চারা গাছটা উক্‌রালে ক্যান্? [<উখড়্‌না হিং <উৎক্ষোদন সং কিংবা উৎখাতন=উৎখনন সং কিংবা দেখ উকারানো]।

উক্‌রি পুঁক্‌রি=[রা]—বি. কাচ্চা বাচ্চা, বংশ ॥ শত্তুরের্‌ উক্‌রি পুঁক্‌রি য্যান্ থাকে না।

উক্‌রি মুক্‌রি=[সি]—বিণ. মেষের লোমের মত কোঁকড়ানো ॥ গাসের চিঁচিং্গা গুইন্ উক্‌রি মুক্‌রি।

উক্‌লানো=[দি]—ক্রি. মুখ দিয়া বাহির করিয়া আনা ॥ দাম্ দিতে না পার্‌লে যা খায়াছ শব্ উক্‌লামু। [<উগলানো <উদ্‌গিলন সং; দেখ উকাল্]।

উক্‌লি=[সি]—বি. ছোট চ্যাঙ্ বা লেঠা মাছ ॥

উক্‌শা=[ব]—বি. বাজ পাখী ॥ উক্‌শা মুরগির্ চ'ায়্গা ধর্‌সে।

উক্‌শামুড়া=[ব]—বিণ. উসকো খুসকো ॥ তোর্ মাথার্ চু'ল্ উক্‌শামুড়া ক্যান্?

উক্‌সাই=[ফ]—বি. উড়ন্ত ছাই ॥ কুদাইয়া যাল্ দিলে দুদে উক্‌সাই পড়্‌বে। [উক্<উখা+সাই<ছাই; দেখ উক্‌সাল্‌নি; উখা=আখা, চুলী]।

উক্‌সাল্‌নি=[নো]—বি. রান্না করার সময় চুলী হইতে উড়ন্ত ছাই ॥ দুদ্ গোরা দে, উক্‌সাল্‌নি হৈর্‌বো। [<উখছালি; ছালি<ক্ষরিকা সং; দেখ উক্‌সাই]।

উখা=[কুম]—বিণ. খাড়া ॥ রাস্তায় উখা খুডি মারল্ কে?

২=[কুম]—বিণ. একগুঁয়ে ॥ উখা পোলারে বুঝ্ দ্যাওন্ এ্যাত শিদা না।

উখাইট্‌টা=[চট্ট]—বি. গুমোট, ভ্যাপসা গরম ॥ আবুওয়া উখাইটটা পর্‌সে।

উখাল্=[সি]—বি. পলিমাটি ॥ খ্যাতের্ মৈদ্দে উখাল্ পর্‌সে। [দেখ উকাল্]।

২=[কু.চা]—বি. বমি ॥ আমার্ ক্যারে যানি উখাল্ আইতাসে। [দেখ উকাল্]।

উখি দ্যাওয়া=[সি]—ক্রি. ঢেকুর উঠা। [দেখ উকি$_2$]।

উখুম্=[সি]—বি. হুকুম, আদেশ ॥ চ'াকর্‌রে উখুম্ দ্যাও। [<হুকুম حکم আং]।

উখ্যারা=[য]—বিণ. উল্টা দিকের ॥ উখ্যারা বাতাশে পাল্ খাডে না।

উখৈল্=[সি]—বি. খড় নাড়ার বংশ-দণ্ড বিশেষ ॥

উখ্=[য]—বি. আখ, ইক্ষু ॥ [<উক্‌খু প্রাং<ইক্ষু সং; তুং উখ হিং]।

উখ্‌ড়্যা=[রা]—বি. মুড়কি ॥

উখ্‌মাথা=[রা]—বি. তৈলহীন মাথা ॥ উখ্ মাথায় গোছল্ করা ভাল না। [<উক্‌খ=রুক্ষ+মাথা]।

উখ্‌রা=[কুম]—বি. অন্যলোক ॥ এই বারিতে এ্যাত উখ্‌রা ক্যারে? [উখ্‌রা <উপরি]।

২=[সি]—বি. দরজা বন্ধ করিবার জন্য ব্যবহৃত বাঁশ বা কাঠ ॥ [<হুড়কা]।

উখ্‌রাইল্=[কুম]—বিণ. যাহা সমূলে উৎপাটিত হইয়াছে ॥ উখ্‌রাইল্ চ'ারা। [<উখড়া, দেখ উক্‌রানো+ইল প্র.]।

উখ্‌রাদ্যা=[কুম]—বিণ. বাহুল্য ॥ উখ্‌রাদ্যা খরচ্' মহাপাপ্।

উখ্‌রানো=[কুম]—ক্রি. সমূলে উৎপাটন ॥ আগাসা উখ্‌রাও। [দেখ উক্‌রানো]।

উখ্‌রি=[ফ]—বি. নারিকেলের মালার হাতা ॥ এক্ উখ্‌রি ডাইল্ দে। [<উখড়ি]।

২=[কুম]—বি. মাল আনা নেওয়ার জন্য ব্যবহৃত এক প্রকার নৌকা ॥

উখ্‌লি=[রং, রা]—বি. উদুখল, ধান ভানার জন্য গর্ত বিশিষ্ট কাঠের গুঁড়ি ॥ [<উক্‌খল প্রাং<উদূখল সং+ই প্র.]।

উগল্=[খু]—অব্য. গরু তাড়াইবার সঙ্কেত ॥ উগল্ উগল্ যায়্ যায়্।

২=[ফ]—বি. চাষ দিয়া মাটি ওলট পালট (করণ) ॥ খ্যাত্‌টাত্ বেশি কৈরা উগল্ দ্যাওন্ লাগ্‌ব।

উগল্‌দান=[কুম]—বি. থুথু ফেলার পাত্র ॥ [<উগাল হিং+দান دان ফা. প্র.]।

উগা=[য]—বি. মাচা ॥ [দেখ উগাঁর্]।

উগাড়্=[রা]—বি. ঘরের চালের সঙ্গে বাঁধা মাচা ॥ [দেখ উগার্]।

উগানো=[সি, য]—ক্রি. আদায় করা, ওয়াশিল করা ॥ গারে দৈরা আমার্ ট্যাহা উগামু। [উগহ্‌না=হিং <উদ্‌-গ্রহণ সং]।

২=[য]—ক্রি. স্মরণ হওয়া ॥ তার্ কথা আমার্ বারে বারে উগায়্। [উগা<উগ্গঅ প্রাং<উদগত সং, (নাম ধাতু)+আনো]।

উগারি=[সি]—ক্রি. বিণ. সামান্য কাৎ হইয়া ॥ খ্যাতের্ ধান্ উগারি দিয়া পৈরা রৈসে।

উগার্=[সি]—বি. ভাণ্ডার, ধানের গোলা ॥ [<আগার; দেখ উগাড়্]।

২=[খু]—বি. উপকার ॥ গরিবের্ উগার্ কর। [<উপকার]।

উগাল্‌ন্=[চট্ট]—ক্রি. মূলোৎপাটন্ করা ॥ তুফানে গাসুটা উগালাইয়ে। [দেখ উক্‌রানো, উকারানো]।

উগাল্=[চা]—বি. বমি ॥ যে গুলি খায় হেগুলি হগলৈ উগাল্ কৈরা ফালা-ইয়া দ্যায়্। [দেখ উকাল্]।

উগাস্=[সি]—বি. মোরগের খোরাক ॥ উগাসের মৈদ্দে হিরাল্ হান্দাইসে।

উগি=[রা]=বিণ. রোগী ॥ কলেরায় উগি। [<রুগী=রোগী]।

উগি ভাওয়া=[সি]=ক্রি. উঁকি মারা ॥ [দেখ উকি দ্যাওয়া]।

উগির্=[ক]—বি. ঘরের মাচা ॥ [দেখ উগার্]।

উগুইর্=[কুম]—বি. মাচা ॥ বাক্‌শডা উগুইরের্ উপুরে রাইক্‌খা দে। [দেখ উগার্]।

উগুট্ বুগুট্=[য]—অব্য. ওলটপালট ॥

বেশি খাওনে প্যাট্টা উগুটুবুগুট কর্‌তাসে। [খুল্যা.]।

উগুর্=[কু]=বি. জিনিষপত্র রাখার জন্য বাঁশের তৈরী অনুচ্চ মাচা বিশেষ।। [দেখ উগার্]।

উগুলানো=[দি]--ক্রি. বমি করা।। [উদ্গিলন <উদ্‌গিলন সং তুং উগল্‌না হিং]।

উগুলি =[দি]-- ক্রি. বিণ. উদ্‌গার করিয়া।। ও জেই খাছে শেইটাই উগুলি ফেলাছে। [দেখ উগুলা নো]।

উগে=[খু]—সর্ব. উহাদের।। উগে মন্ পাবা দায়্।

উগেলি=[ফ]--বি. ঢেঁকির চাউল ঠেকাইবার জন্য গর্তের চারিপাশের মাটির বেড় বিশেষ।। [দেখ উখলি]।

উগ্যা=[চট্ট]—বিণ. একটা।। উগ্যা বরৈ দে খাই। [এক+গুগা=টা ; তুং গো হিং]।

উগৈর্=[ব,রা]—বি. হাড়ি পাতিল ও শস্যাদি রাখার জন্য সামান্য উঁচু মাচা বিশেষ।। [দেখ উগার্]।

উগৈর্ বানিয্‌য=[বা]—বি. অন্যের ব্যাপারে নাক গলানো।। তোমার্ এ্যাতো উগৈর্ বানিয্যে কাম্ কি ? [<বগয়রহ্ غیرہ, আং =ইত্যাদি, অন্যান্য+বাণিজ্য (=ব্যাপার অর্থে)]।

উগৈল্=[ক]--বি. আগাছা ধ্বংসের জন্য দেয় চাষ বিশেষ।। খ্যাতে আগাসার্ এ্যাত চে'ছি, উগৈল্ না দিলে আর্ চ'লে না।

উগোনো = [ক] — ক্রি. উচ্চারিত হওয়া।। তোর্ মুহি (=মুখে) কতা উগোয় না ক্যান ? [দেখ উগা নো$_2$]।

উগোল চ'গোল্ =[খু]— বি. সাড়াশব্দ।। তার্ কোন উগোল্ চ'গোল্ নাই।

উগোলি পড়া=[ক]—ক্রি গ্যাঁতুগেঁতে হওয়া, পচিবার উপক্রম হওয়া।। বিকা দানে উগোলি ইন্ডা প্যাসে।

উগোল্ =[খু, খ]— বি. (পানিতে মাছের) খাই।। খালে উগোল্ মারে।

উগোল্ মাস্=[চা]—বি. টাকি মাছের মত এক প্রকার মাছ।। উগোল্ মাস্ হগল্‌তে খায় না।

উগ্=[চা]—বি. ইক্ষু।। উগ্ খাইতে মিডা লাগে। [দেখ উখ্]।

উগ্‌গা=[চট্ট]—বিণ. একটা।। উগ্‌গা ট্যাঁয়া দ্যাও। [এক+গা]।

উগ্‌গা ত্থাওয়া=[চা]--ক্রি. ছুড়িয়া মারা।। চ'াবিডা উগ্‌গা দিয়া দ্যাও।

উগ্‌গার্=[ফ, ম, খু]—বি. উপকার।। মান্‌শির্ উগ্‌গার্ মান্‌শি করে। [উপকার]।

উগ্‌তা=[ম]—বিণ. উল্টা, বিপরীত।। গন্‌যিডা উগ্‌তা গতরে দিলি ক্যারে ?

উগ্‌দা=[ম]—বিণ. উল্টা।। বাশ্‌টা উগ্‌দা কৈরা গাড়্‌লা ক্যারে ?

উগ্‌না=[কুম] --বি. চালের পানি পড়িবার স্থান।। উগ্‌নাতলা যাইস্ না। [দেখ উংনাতল্]।

উগ্‌নানো=[য]—ক্রি. জন্ম লওয়া।। মাটি থাকি গাছ্ উগ্‌নায়। [উগ্ <উগ্গথ প্রাং <উদ্‌গত সং+না ; উগ্‌না (নামধাতু)+আনো প্র.]।

উগ্‌নি=[য, খু]—বি. ক্ষুদ্র বিষাক্ত পোকা বিশেষ।।

উগ্‌রানো=[রা]--ক্রি. পায়ের উপর ভর দেওয়া।। লোকটা উগরাইয়া হাঁটে।

২=[খু, য]—ক্রি. বমি করা।। [দেখ উক্‌রানো]।

উগ্‌লা=[রং]—অব্য. ঐ সমস্ত।। উগ্‌লা কি ? [<ঐগুলা]।

২=[চা, কুম] —বি. বেতের চাটাই, হোগলা।। উগ্‌লাত্ হো। [<হোগলা]।

উগ্‌লানি=[কুম]—বি. বলক।। বাতের্ উগ্‌লানি আইসে।

উগ্‌লানো=[পি, বা]—ক্রি. উৎপাটিত করা।। এক্‌টান্ দিয়া ত্বাবির্ চ'ারাডা উগ্‌লাইয়া হালাইসে। [দেখ উক্‌রানো, উকারানো]।

২=[সি, রং]—ক্রি. বমি করা।। [দেখ উক্‌লানো]।

উগ্‌লি=[কুম, রা]— বি. উদুখল।। উগ্‌লিতে চ'াইল্ কাড়া বালা অয় (কুম)। [দেখ উখ্‌লি]।

২=[ব]—বি. গর্ত।। রাস্তায় উগ্‌লি কর্‌ল কে ?

উগ্‌লেই ন্যাওয়া=[দি]—ক্রি. উদ্‌গার করা।। [উগ্‌লেই <উগ্গিলন প্রাং <উদ্গিলন সং]।

উচংখোর্=[রা]--বিণ. অমিতব্যয়ী।। লোক্‌টা বড় উচংখোর্। [<উচং উচ্ছন্ন <উৎসন্ন সং+খোর ফা. প্র.]।

উচ'ন্‌ড=[সি]—বিণ. দুষ্ট শয়তান, চালাক। [<উচ্চণ্ড]।

উচ'ন্‌ডা=[সি]--বিণ. উগ্র।। হগল্ কামে উচ্'নডা ঐলে কি চ'লে ? [দেখ উচ'ন্‌ড]।

উচ'া=[কুম]—বি. মাছ ধরার জন্য বাঁশের তৈরী ত্রিকোনাকার ফাঁদ বিশেষ।।

২=[কু]—বিণ. হাবা, বোকা।। তোর্ মত উচ'া আর্ হয় না। [<উক ; তুং উল্লু হিং]।

৩=[ম]—বি. বাঁশের তৈরী ত্রিকোণাকার আধার বিশেষ।। [<উৎসেচক]।

৪=[পা, ম]—বি. ঢেঁকির মোনা।।

উচ'াইট্ উচ'াইট্ করা=[সি]—ক্রি. আনচান করা।। খালি উচ'াইট উচাইট্ কর ক্যা ? [<উচাটন]।

উচ'াইল্=[কু, পা]— বি. মারিবার ভঙ্গিতে শাসানো।। [<উঁচা <উচ্চ (নামধাতু)+ইল প্র.]।

উচানা=[রা]— বিণ. যে জিনিস নষ্ট করে।। [দেখ উনচংখোর্]।

উচানি=[রা]—বিণ. অলক্ষ্মী, জিনিস পত্র নষ্ট করে যে।। উচানিডা নয় গাছ্ চুড়ি নয় দিলে ভাংগোচে। [<উড়নচণ্ডী]।

উচান্যা=[বা] — বিণ. লক্ষ্মীছাড়া।। উচান্যাটা খালি খশ্যা খশ্যা খায়্। [দেখ উচন্‌ডা]।

উচ'ানো=[সি]— ক্রি. গরম করা।। [<উস<উষ্ম (নাম ধাতু) +আন প্র.]।

২=[কুম]—ক্রি. তুলিয়া ফেলা।। বাতাশে

গরের্ চা'লের্ গোন্ উচা'ইয়া নিসে। [<উচ্ছাসন প্রাঃ উৎসাদন সং]।

উচা'ল্ — [নো] — বি. বাড়াবাড়ি॥ বেশি উচা'ল্ দৈর্লে বালা অইব না। [<উচ্ছল]।

উচা'ল্মন্ = [কুম]—বি. যৌবনকাল॥ এখন্ তোমাগো উচা'ল্মন্, যেইডা মনে লয় হেইডা কর্তা পার। [দেখ উচা'ল্+মন]।

উচি = [রং]—বি. ইচ্ছা॥ মোর্ ভাত্ খাবার্ উচি নাই। [<রুচি]।

২=[সি]—বি. হৈ চৈ॥ [<হৈ চৈ]।

৩=[ম]—বি. পানি সেঁচিবার বাঁশের আধার বিশেষ॥ [<উৎসেচিকা]।

উচি'মুচি' = [সি]—ক্রি. বিণ. হৈ চৈ॥ [অনু.]।

উচি'য়া = [বা]—বিণ. খুব সরু, সুঁচালো॥ নিবের্ মাথা খুব্ উচি'য়া। [<সূচি+ইয়া প্র.]।

উচি'লা = [কুম]—বি. সুযোগ॥ এই উচি'লায় চৈ'লা যাও। [রসীলঃ وسيله আঃ]।

উচুংগা = [রা] বি. তেলাপোকা সদৃশ কীট॥ উচুংগায় পাটের্ চাবান্ শিকড় খায়া ফেলোচে। [<উচ্চুংগা]।

উচু'র্গা — [ম] — বি. উৎসর্গ॥ [<উৎসর্গ]।

উচে' = [পা]—বিণ. উঁচু॥ দর্জাগো উচে' কৈর্যা তোল্। [<উচ্চ]।

উচ্যাট্ = [পা]—বি. হোঁচট॥ [<হোঁচট]।

উচৈ'ল্যা = [ফ] -বিণ. সুন্দর॥ লাঠিটা উচৈ'ল্যা কৈরা আন্। [<উজলিয়া <উজ্জ্বলিত সং]।

উচে'ড়্ = [খু]—বি. হোঁচট॥ [হোঁচট]।

উচো'র্পাতা = [পু]—বি. দাড়ির তৈরী মাচা॥ বালিশটা উচোঁর্ পাতায় রাখ্।

উচ্কা = [রং]—বিণ. অজানা॥ উচ্কা মানুশটাক্ বিশ্শাশ্ না করোঁ। [উচক্কা হিং]।

২=[সি]—বিণ. উড়ো উড়ো, চঞ্চল॥ উচ্'কা মন্। [<উচচকিত]।

উচ্'কানি = [কুম]— বি. উৎসাহ॥ অপত্ কামে উচ্'কানি দিও না। [<উস্কানি]।

উচ্'কানো = [সি]—ক্রি. কানায় কানায় ভর্তি হওয়া॥ [<উচচক (নামধাতু)+আনো প্র.]।

উচ্'কি = [সি]—বি. লাফ॥ উচ্'কি মাইরা মাস্টা গাংগে পরসে। [<উচচক+ই প্র.]।

উচ্কোম্ = [দি]—বি. চুলার ত্রিকোণাকার উঁচু ধার॥ [<উচ্চ কোণ]।

উচ্খোচ্ = [রং]—বিণ. উঁচুনীচু॥ খ্যাত্টা বড়ো উচ্খোচ্।

উচ্চা উচ্চা = [রা]—বিণ. লম্বা লম্বা॥ তোর বড় উচ্চা উচ্চা কথা। [<উচ্চ উচ্চ]।

উচ্'চা'লি = [খু] -বি. উড়ন্ত ছাই॥ [দেখ উক্সাল্লি]।

উচ্ছলত্ = [রা]—বি. অজুহাত, ছলচুতা॥ আমি কোন্ উচ্ছলত্ জানু? [<উপছল]।

উচ্'থুর্ = [চা]—বিণ. বয়স্কা ও অবিবাহিতা॥ গরের্ মৈদ্দে উচ'থুর্ মাইয়া থুইয়া তার্ গুম্ অয়্ না। [<স্ত্রী; দেখ উস্তুর্]।

উচ্'নাচ্' = [সি]—বি. উঁচুনীচু॥ উচ্'নাচ্' বেদ্ নাই, হক্কল্ মানুশ্ হোমান্। [<উচ্চ নীচ]।

উচ্'নিচ্' = [সি]— বিণ. বন্ধুর, অসমতল॥ উচ্'নিচ্ পত্। [দেখ উচ্'নাচ্']।

উচ্'পিচ্' = [ম,চা]—ক্রি. বি. জ্বালা যন্ত্রণা প্রকাশ, অসুবিধা অনুভব করণ॥ এ্যাত উচ্'পিচ্' কর্লে ক্যাম্নে কাম্ করমু? [<উস্পিস্]।

উচ্পিড়াও = [রং]—বি উপদ্রব॥ এ্যাত উচ্পিড়াও অশৈল্য। [<উৎপীড়ন]।

উচ্'পুচে = [খু] — বি. জ্বালাতন॥ চো'রের খুব্ উচ্'পুচে'। [দেখ উচ্'পিচ্']।

উচ্'রা = [সি]—বি. বারান্দার চাল॥ 'বারির্ শোবা বাগ্বাগিচা, চা'লের শোবা উচ্'রা।' [<উসারা হিং]।

উচ্রুগা = [রং]—বি. পোকা বিশেষ॥ শারো পাখি উচ্রুগা ধর্যা খায়্। [দেখ উচুংগা]।

উচ্রোম্খোর্ = [ব, রা]—বিণ. দুষ্ট, ভবঘুরে॥ উচ্রোম্খোর্ ছাওয়া (রা)।

উচ্লা = [রা]— বি. স্থানের অভাব, অকুলান॥ উচ্লা হৈসে নাকি?

উচ্লানো = [রং] — ক্রি. উপচাইয়া পড়িয়া যাওয়া॥ বালতির্ পানি উচ্লি পড়্ছে॥ [<উচ্ছ্বসন]।

২=[কু, পা]—ক্রি. উপর হইতে বাছিয়া লওয়া॥ ভাল দেখ্যা উচ্'লায়া নাও। [উচ্ছালন]।

উছট্ = [দি]—বি. হোঁচট॥ পথ্ দেখ্যা না চল্লে উছট্ খাবি। [দেখ উচা'ট্]।

উছর্গ = [রং]—বি. উৎসর্গ॥ তোর্ লাগ্যা মোর্ জান্ উছর্গ করিমু। [<উৎসর্গ]

উছানি — [দি, রা]—বিণ. অলক্ষুনে, লক্ষীছাড়া, হাড়ি পাতিল ভাঙ্গে যে॥ তোর্ মতন্ উছানি মায়্যা দ্যাকোনি। [<উচ্ছগী]।

উছুংগা = [রা]—বি. আরশোলা॥ ঘরে বড় উছুংগার উত্পাত্। [দেখ উচুংগা]।

উছুর্ — [রা]—বিণ. অন্ধকার॥ রাত উছুর্। [<উচ্ছুর <উৎসূর=সন্ধ্যা]।

উছ্টি = [দ]—বি. পায়ের আঙ্গুলের ভূষণ॥ এ্যাখন্ উছ্টি পরার্ নিয়ম্ নাই।

উছ্রুংগা = [রং]—বি. ফড়িং জাতীয় পোকা বিশেষ॥ [দেখ উচুংগা]।

উজাগরি — [রা]—বি. কোজাগর লক্ষ্মীপূজা॥ [<কোজাগর]।

উজাগর্ = [রা]—বিণ. জাগরিত॥ শারা রাইত্ উজাগর্ থাকি ধান্ পাহারা দিমু। [<উজ্জাগর সং]।

উজানা = [রা]—বি. বর্ষার দিনে উজান গামী মাছ॥ আজ্ খুব্ উজানা উঠ্বে। [দেখ উযনো]।

উজানি = [রং] — বিণ. যে উজানে থাকে॥ তাঁর কিন্তু উজানি মানুষ্। [<উজান+ই প্র.]

২=[রং] — বি. উজানগামী মাছ॥

[পূর্বে দেখ]।

উজানি পহর্=[রং]—বি. প্রথমবেলা, ভোর হইতে দুপুর পর্যন্ত সময়কাল ॥ মুঁউ উজানি পহর্ আইস্।

উজানিভুত্=[রং]—বি. উত্তর দেশের বোকা মানুষ ॥ ধুর্ উজানি ভুত্, তোর্ কথা শুননা মুই। [<উজানিয়া + ভূত]।

উজানিয়া কোদালি=[রং] বি. উজান দেশের যে লোক কোদালের কাজ করিয়া জীবিকা নির্বাহ করে ॥ [<উজানিয়া কোদালিয়া]।

নত্ =[রা]—ক্রি. বিণ. সামনের দিকে ॥ আমরা উজানত্ যাই। [<উজান + ত বিভক্তি]।

উজাল্=[বা] বি. পরিষ্কার, ফর্সা ॥ চাঁদ্ উঠায় চারিদিক্ উজাল্ হৈছে। [<উজ্জ্বল]।

উজালবাজাল্=[রা]—বি. ধানের নাম বিশেষ ॥

উজু=[রং]—বি. অজু, নামাজের জন্য হাত পা প্রক্ষালন ॥ [রযু وضو আং]।
২=[রা,ব]—বিণ.সোজা ॥ উজু বাশের্ দাম্ বেশি। [উজু প্রাং<ঋজু সং]।

উজুড়ি=[দি]—বি. নাড়ি ভুঁড়ি ॥ [<উঝড়ী হিং]।

উজুত্=[রং]—বি. শরীর, দেহ ॥ [<রজুদ وجود আং]।

উজুরে=[রা, বি]—বিণ. হতচ্ছাড়া, পাজি ॥ উজুরে ছোড়া। [<উজাড় + ইয়া প্র.]।

উজেই=[দি]—অস.ক্রি. উজান ঠেলিয়া। এই গাংগে উজেই জাওয়া বড় কঠিন্। [<উজাইয়া ; দেখ উযনো]।

উজ্জাল্=[রা]—বি. ধান বিশেষ ॥

উজ্বট্=[রা]—বি. হোঁচট ॥ উজ্বট্ লাইগে পায়ের্ নাহোক্ উল্টে গ্যাছে। [<হোঁচট]।

উজ্বাটু=[রং]—বিণ. উদ্ধত প্রকৃতির ॥ মানুষটা বড় উজ্বাটু। [উঝড় হিং + উ প্র.]।

উজ্ঝুইটি=[রা]—বিণ. আজগুবি ॥ তোর্ বড় উজুঝুইটি কথা। [<উদ্ভট + ইয়া প্র.]।

উজ্ব্যানো=[রা]—ক্রি. উঠাইয়া ফেলা, অসমান করা ॥ [<উজাড়্না হিং]।

উযট্=[চট্ট]—বি. হোঁচট ॥ উযট্ খাই পাও ভাংগি গেইয়ে। [দেখ উচ'াট্]।

উযনো=[য]—বি. অতি বর্ষায় ডাঙ্গার দিকে ধাওয়া করে এমন মাছ ॥ [<উদ্যান্]।

উযন্=[কুম]—বি. ওজন ॥ উযন্ আন্দাগ্ দুই শ্যার্ ঐব। [<রযন وزن আং]।

উযরি=[কুম]—বি. উদরের অন্ত্র ॥ [দেখ উজুড়ি]।

উযর্=[চট্ট]—বি. আপত্তি ॥ ইঁয়ত্ উযর্ ন গরিশ্। [<উযর عذر আং]।

উযল্যা=[ন]—বি. শিশুর হাত পা ছোড়া ॥ [<উছলিয়া<উচ্ছলিয়া]।

উযল্ পাযল্=[খু]—ক্রি. বিণ. উপর নীচু ॥ পুঁটি মাস্ পানিতে উযল্ পাযল্ করে।

উযাঅর্=[চট্ট]—বি. চীৎকার ॥ উযঅর্ কর কিয়ল্লাই? [<উজাগর হিং=উজ্জ্বল, বিখ্যাত কিংবা<উজ্জাগর =জাগরণ]।

উযাই=[ম, সি]—বি. নূতন বর্ষায় উজানগামী মাছ ॥ [দেখ উযনো]।

উযাই আনা=[চট্ট]—ক্রি. অভ্যর্থনা করিয়া আনা ॥ গর্বারে উযাই আন্। [দেখ উযানো]।

উযাইন্না=[ঢা]—বি. উত্তর দেশে বাসকারী ॥ উত্তুইরা দানের্ খবর্ লৈয়া এ্যাক্যম্ উযাইন্না আইসে। [<উজানিয়া]।
২=[নো]—বিণ. উজানগামী ॥ উযাইন্না মাস্ দরুসি। [দেখ উযনো]।

উযাই মারা=[সি]—ক্রি. উজানগামী মাছ ধরা ॥ [দেখ উযনো]।

উযাইয়া=[বা]—ক্রি. বিণ. মাতিয়া ॥ স্যারাডা খুব্ উযাইয়া গ্যাসে। [দেখ উযানো]।

উযাইয়া উডা=[ঢা]—ক্রি. স্রোতের প্রতিকূলে উঠা ॥ কৈ মাসু উযাইয়া উড্ তাসে। [দেখ উযনো]।

উযাইরা=[পা]—বিণ. সর্বনেশে ॥ উযাইরা মাইনশের্ খাতু মিঠে না। [<উজাড়িয়া]।

উযাই র্যা=[পা]—বিণ. কাজ না করিয়া ঘুরিয়া বেড়ায় এমন ॥ [দেখ উযাইরা]।

উযাওর্=[চট্ট]—বি. সোরগোল ॥ বেশি উযাওর্ ন গৈর। [দেখ উযাইরা]।

উযাগরি=[কুম]—বি. বনভোজন ॥
২=[সি, ঢা]—বি. রাত্রি জাগরণ ॥ শারা রাইত্ উযাগরি থাইক্যা অহন্ আর্ বালা লাগে না। [দেখ উজাগর্]।

উযাগরৈগ্যা=[চট্ট]—বিণ. উচ্চভাষী, সোরগোল কারী ॥ [দেখ উযাঅর্ + ইগা প্র.]।

উযাগর্=[কুম. চট্ট]—বি. নষ্ট, ক্ষতি ॥ বাযানের্ বাগ্ উট্লে গর্দুয়ার্ খান্ উযাগর্ করি হালায়।
২=[কুম, নো]—বি. হৈ হল্লা, ছেলে-মেয়ের চীৎকার ॥ [দেখ উযাঅর্]।

উযাগার্ থাকা=[ফ]—ক্রি. রাত জাগা ॥ [দেখ উজাগর্]।

উযাগৈর্=[ঢা]—বি. রাত্রি জাগরণ ॥ হারা রাইত্ উযাগৈর্ কৈর্যা অহনে ঘুমাইসে। [দেখ উজাগর্]।

উযানি=[য]—বি. জোর জবরদস্তি ॥ [<উজান + ই প্র.]।

উযানো=[ঢা]—ক্রি. অগ্রসর হওয়া ॥ আর্ এ্যাক্টু উযাইয়া যা।
২=[ম, ঢা]—ক্রি. বেশী বাড়াবাড়ি করা ॥ এ্যাত উযাইস্ না।
৩=[কুম]—ক্রি. স্রোতের বিপরীত দিকে যাওয়া ॥ বাদাম্ দিয়া নাওডা উযাইতাছে। [দেখ উযনো]।
৪=[কুম]—ক্রি. অস্বাভাবিক প্রাচুর্য হওয়া ॥ আইয়্ গাংগে কাক্রা উযাইতাসে। [দেখ উযনো]।

উযান্বস্=[ঢা]—বি. যৌবনকাল ॥ উযান্ বশে বালাবুরা কত কাম্ করে। [<উজান বয়স]।

উযান্ ব্যালা=[ঢা]—বি. ভোর হইতে দুপুর পর্যন্ত সময় কাল ॥ কাইল্কা

উবান্‌ব্যালা বাইত্‌ যামু। [<উজান বেলা]।

উযায়্যা=[কুম]—বিণ. উজানগামী, স্রোতের বিপরীতমুখী ॥ উযায়্যা মাস্‌। [দেখ উযনো]।

উযারা=[ম]—বি. মজুরি ॥ এই আংডিডা বানাইতে কত উযারা লাগ্‌সে ? [< আজুব: اجور আং]।

উযারু=[সি]—বিণ. পরিত্যক্ত, অলক্ষুণে ॥ [<উজাড়+উ প্র.]।

উধার্‌=[চট্ট]—বি. গণ্ডগোল ॥ উযার্‌ ন গৈর্‌। [দেখ উজাগর্‌]।

২=[পা]—বিণ. পতিত ॥ উযার্‌ ব্যাডিটাত্‌ হাপ্‌ আসে। [<উজাড় ছি:]।

উধার্‌ ভিটা=[পা]—বি. পড়ো জায়গা ॥ উযার্‌ ভিটাডা কাগোরে ? [দেখ উষার্‌ ২+ভিটা]।

উযালি=[কুম]—বি. একপ্রকার উকুন ॥ মাইয়াডার্‌ মাথায়্‌ উযালি বরা।

উযালি দ্যাওয়া=[নো]—ক্রি. নিচের আগুন উপরে তুলিয়া দেওয়া, আগুন উস্‌কাইয়া দেওয়া ॥ [<উজ্জ্বালন=উজ্জ্বল (নামধাতু)+আন প্র.]।

উযাল্‌=[নি,চট্ট]—বি. আলো, মশাল ॥ আন্‌দাইরা পথত্‌ উযাল্‌ লৈ চ'ল্‌। [<উজ্জ্বল]।

২=[নি]—বি. আলোর সাহায্যে মাছ ধরার প্রক্রিয়া ॥ উযালে বহত্‌ মাছ পাইসি।

৩=[চট্ট]—বি. ধানের আঁটি বাঁধিবার স্তন ॥

৪=[কুম]—বি. পাহাড়ী বৃক্ষ বিশেষ ॥

উযিউযি=[কুম, নো,]—ক্রি. বিণ. বিনা কারণে ॥ উযি উযি কাইয়া কৈর না। [<উজাইয়া<উজাইয়া]।

২=[কুম, নো]— ক্রি. বিণ. বিনা নিমন্ত্রণে, অনধিকারে। উযি উযি বিয়া বাইত্‌ ক্যাডা যায়্‌ ? [পূর্বে দেখ]।

উযিয়া উযিয়া=[কুম, নো]—ক্রি. বিণ বিনা কারণে, বিনা নিমন্ত্রণে, বিনা উত্তেজনায়, অনধিকারে ॥ [দেখ উযি উযি]।

উযিয়ালা=[সি]—বিণ. উজ্জ্বল ॥ পুয়াগা বংশ উজিয়ালা কর্‌সে। [<উজ্জ্বল]।

উযির্‌ দৈদ্‌দে গুযি দ্যাওয়া=[সি] —ক্রি. অসংকুলানের মধ্যে আরও সমাবেশ করা ॥

উযু=[কু, পা, চট্ট, কুম]—বি. দিক্‌ ॥ ভে বারি উযু লর্‌ দিল্‌। [দেখ উজু]।

২=[চট্ট]—বিণ. সোজা ॥ গাসর্‌ গোদা আন্‌ উযু আসে। [দেখ উজু]।

উযু উযু=[পা]—ক্রি. বিণ. সোজাসুজি ॥ মশ্‌যিদের্‌ পাশ্‌ দি উযু উযু চ'লা যাও। [দেখ উজু]।

উযুক্‌=[ফ]—বি. ফূর্তি ॥ বেশি উযুক্‌ বালা না। [দেখ উযুগ্‌]।

উযুগ্‌=[চট্ট]—বি. হুজুগ ॥ উযুগে ন মাইতুত। [হুজুম هجوم আং=ভিড়]।

উযুত্তি=[কুম]—বি. তর্কবিতর্ক ॥ বেশি উযুত্তি করিস্‌না। [হুজ্জতী حجتی আং]।

উযুত্তি করা=[চট্ট]—ক্রি. উপেক্ষা বা অবহেলা করা ॥ বাপের্‌ কথা উযুত্তি করি পোয়াউনা পরতুতন্‌ চ'লি গ্যাল গৈ। [দেখ উযুত্তি]।

উযুনে=[খু,য]—অব্য.ক্রি. নষ্ট বা খারাপ হইয়া ॥ দুদ্‌ উযুনে গ্যাসে।

উযুরা=[ম]—বি. গহনা তৈরীর মজুরি ॥ [দেখ উযারা]।

উযুরি=[না, কুম, বা]—বি. নাড়িভুঁড়ি ॥ [দেখ উবরি]।

উযেনে=[খু]—ক্রি. বিণ. ঐখানে ॥ [<ঐ স্থানে]।

উযেরা=[পা]— বিণ. লক্ষ্মীছাড়া ॥ উযেরা গাওয়াল্‌। [দেখ উযাইরা]।

উযেরে=[ফ]— বিণ. লক্ষ্মীছাড়া ॥ স্যারাডা এ্যাহাবারে উযেরে। [দেখ উযাইরা]।

উয্যা=[খু]—বি. অতিরিক্ত বৃষ্টিপাত হেতু ডাঙ্গার দিকে ধাওয়াকারী মাছের প্রাচুর্য ॥ উয্যার্‌ মাস্‌ শুকুনায়্‌ থিলে [দেখ উযনো]।

উয্যারা=[পা]—বিণ. নিঃশেষ বা উজাড় করে এমন ॥ উয্যারা গাওয়াল্‌। [দেখ উযাইরা]।

উয্যালা=[কুম]— বিণ. উজ্জ্বল ॥ বাত্তির্‌ ফরে উয্যালা ঐসে। [<উজ্জ্বল+আ প্র.]।

উয়েত্‌=[সি]—বি. তর্ক ॥ উযেত্‌ কর ক্যানে ? [দেখ উযুত্তি]।

উযোগার্‌=[খু]—বি. রাত্রি জাগরণ ॥ [দেখ উজাগর্‌]।

উযোন্‌=[খু]-বি. স্রোতের উল্টা দিক ॥ উযোনে যাওয়া খুব্‌ কষ্ট। [দেখ উযনো]।

উযো গুযো=[য]—বি. সোজাসুজি ॥ আমি ঘোরপ্যাচ্‌ বামি না, উযোগুযোই পসন্দ করি। [দেখ উযু উযু]।

উয্‌যতি=[ফ]—বি. জবরদস্তি ॥ কোন কামেই উয্‌যতি করা ঠিক্‌ না। [দেখ উযুত্তি]।

২=[চা, নো]—বি একগুয়েপনা, বেয়াদপনা ॥ প্যাডাডা যবর্‌ উয্‌যতি করে। [দেখ উযুত্তি]।

৩=[চট্ট]—বি. অবাধ্যতা ॥ [দেখ উযুত্তি]।

উয্‌মর্‌=[চা, নো]—বিণ. বোকা, আহাম্মক, অবিবেচক ॥ [উগড় ছি:]।

উয্‌যা=[চট্ট]—বিণ. সোজা ॥ উয্‌যা পথে যা। [উজু প্রা: ঋজু সং]।

২=[বা] বি. উচেছ্‌ বা করলা তরকারী ॥ [দেখ উইদ্দা]।

উয্‌ খানি=[চট্ট]—বি. মোরগ হাঁস ইত্যাদি রাখিবার জন্য বেতের তৈরী খাঁচা বিশেষ ॥

উয্‌ যিয়া উঠা=[সি]—ক্রি. স্রোতের প্রতিকূলে উঠা ॥ কৈ মাস্‌ উয্‌যিয়া উঠ্‌তাসে। [উজাইয়া উঠা]।

উয্‌ যিয়া মারা=[সি]—ক্রি. উজানির মাছ ধরা ॥ হেইতে উয্‌যিয়ার্‌ কৈ মাস্‌ মার্‌সে। [দেখ উযাই মারা]।

উয্‌যুক্‌=[খু, য]—বি. গরজ, ইচ্ছা, চেষ্টা ॥ উদ্‌যুক সাড়া কাম্‌ হয়্‌ না। [উদ্‌যোগ]।

২=[খু]—বি. হুজুগ ॥ উয্‌যুকে মাতা ঠিক্‌ না [দেখ উযুগ্‌]।

উয্‌যুক্‌ করা=[খু]—বি. সাজানো ॥ উয্‌যুক্‌ করে যাও কৈ ? [দেখ উয্‌যুক্‌]।

উয্‌যৈত্‌=[সি]—বি. তর্ক ॥ তোম্‌রা কদাহুদি উয্‌যৈত্‌ কৈর না। [দেখ উয্‌যক্তি.]।

উয্‌যোগ্‌=[কুম]—বি. উদ্যম ॥ স্যাবাডার্‌ ল্যাহাপড়াত্‌ উয্‌যোগ্‌ আসে। [<উদ্‌যোগ]।

উয্‌বুয্যে=[পু]—বিণ. বোকা ॥ উয্‌বুয্যে লোক্‌। [আজবাজ (অন্নদা মঙ্গল)+ইয়া কিংবা উয্‌বক তু.]।

উয্‌লা দ্যাওয়া=[প]—ক্রি. উর্ধ্বমুখে ঠেলা দেওয়া ॥ অগ্‌ লোক্‌টাক উয্‌লা দি ফালায়্যা দিন্‌। [উয্‌লা<উচলা <উচ্চ+ল (স্বার্থে)+আ প্র.]

উয্‌লানো=[পা]—ক্রি. শিং দিয়া গুঁতা মারা ॥

২=[কু]—ক্রি. চালুনি দ্বারা চালা ॥ ময়্‌দা উয্‌লিয়ে নে। [<উচ্চালন]।

৩=[ফ, বা]—ক্রি. আগুন উস্‌কাইয়া দেওয়া ॥ তাওগার্‌ আগুন্‌ডা উয্‌লাইয়া দ্যাও। [<উজ্জ্বালন=উজ্জ্বল (নাম ধাতু)+আনো প্র.]।

উয্‌লে উয্‌লে=[সি]—ক্রি. বিণ. ক্ষণে ক্ষণে ॥ [আজ্‌লান্‌ ফাআজ্‌লান্‌ اُلجِ تِ اُلجِ। আঃ]।

উঝট্‌=[বা]—বি. হোঁচট ॥ হাঁটার শোময়্‌ উঝট্‌ খাচে। [দেখ উচ'গাট্‌]।

উঝাড়া=[বা]—বি. ধাক্কা ॥ এক্‌ উঝাড়াই চিত্‌পাত্‌।

উঝৈট্‌=[রা]—বি. হোঁচট ॥ উঝৈট্‌ খায়া দুখ্‌ পাচুঁ। [দেখ উচ'গাট্‌]।

উঝোইট্যা মরণ্‌কার্‌=[রা]—বিণ. রবাহূতের মতো ॥ [দেখ উঝুতি কিংবা উঝৈট্‌]।

উঝোট্‌ মারা[রা]—ক্রি. ধাক্কা মারা ॥

উঝ্‌লা=[রা]—বি. ক্ষেতের চারিদিকের উঁচু বেড়া ॥ উঝ্‌লার্‌ চাটি ভাইংগে শব্‌ গরু ডিঁয়াত্‌ শান্‌দাচে।

উটন্‌=[খু]—বি. খামার ॥ উটনে বেশি ধান্‌ আলো না। [উট্‌ঠান প্রাং <উত্থান সং]।

উটা=[দি]—বিণ. ঐটা ॥ উটা দি কোন কাজ্‌ হবা নায়। [<ঐটা]।

২=[ব]—বিণ. রুক্ষ ॥ ম্যাযাম্‌ খুব্‌ উটা আয্‌। [রুঠা <রুষ্ট সং]।

৩=[ফ]—বি. ঘরে উঠিবার সিঁড়ি ॥ [<উঠা √ উঠ্‌]।

উটাক্কা=[ফ]—ক্রি. বিণ. বিনা আসনে ॥ উটাক্‌কা বশে খাচ্‌'চিশ্‌ ক্যান্‌ ? [<আটেক হিং+আ প্র.]।

উটানা=[ব]—বি. ধার, বাকী ॥ দোকান্‌ থ্যাক্যা উটানা শদাই আন্‌তে হবে। [দেখ উট্‌না]।

উটান্‌=[পা]—বি. উঠান ॥ উটানে মাবা যড় কৈর‍্যা থুইচে' কেডা ? [দেখ উটন্‌]।

উটালা=[ব, রা]—বিণ. অনাহূত, অপরিচিত, বাড়তি, বহিরাগত ॥ অনেক্‌ উটালা লোক্‌ খাওযাতে হচে' (ব)। [দেখ উটুল্যা]।

উটি=[দি, বা]—বি. রুটি ॥ মোক্‌ বড় গহমের্‌ উটি খালা মনাছে। [<রুটি <রোটি হিং]।

২=[সি]—বি. ভুরু ॥

৩=[রা]—অব্য. ওখানে ॥ [ঐ ঠাঁই]।

উটিল্‌ টিলা=[সি]—বিণ. মাঝে মাঝে উঁচু টিবিবিশিষ্ট ॥ [<উঠিল<উত্থিত+ইল প্র.+টিলা]।

উটুক্কা=[ফ]—ক্রি. বিণ. বিনা আসনে, বিনা পিঁড়িতে ॥ উটুক্কা বৈয়া পাও যিযিতে দর্‌সে। [দেখ উটাক্‌কা]।

উটুক্কারা=[কু]—ক্রি. বিণ. অস্বাভাবিক অবস্থা ॥ উটুক্‌কারা হয়ে বশিস্‌নে। [উট<উটুক ; উটের মতো উঁচু হওয়া অর্থে কিংবা দেখ উটাক্‌কা+রা প্র.]।

উটুম্‌=[ফ]—বিণ. হঠাৎ, আজগুবি ॥ [√উঠ্‌+উম্‌ প্র.]।

উটুল্যা=[পা]—বিণ. বহিরাগত, অপরিচিত ॥ উটুল্যা লোক্‌কে ঠাই দ্যাওয়া ঠিক্‌ না। [<উঠন্থু হিং]।

উটুল্‌লুর্‌ পর্‌=[পা]—ক্রি. বিণ. কাঁচা ভিত্তির উপর, অস্থায়ী ভাবে ॥ [দেখ উটুল্যা]।

উটুশ্‌ পুটুশ্‌=[বা]—বি. চঞ্চলতা, অস্থিরতা ॥ তার্‌ শব্‌ কামেই উটুশ্‌-পুটুশ্‌ ভাব্‌। [অনু.]।

উটেনি=[ফ]—বিণ. সম্পূর্ণ ॥ কাম্‌টা উটেনি কৈরা দিলা। [<উঠন্তি]।

উটোউটি=[খু]—বি. পর পর ॥ উটোউটি বিয়েন্‌ দ্যাওয়া। [<উঠা উঠি]।

উটোন্‌=[কু, য, খু]—বি. উঠান ॥ তোগের্‌ উটোনে খ্যাল্‌ কর্‌তি অবে। [দেখ উটন্‌]।

উট্‌কন্‌=[রং]—বি. দড়ি পাকাইবার বাঁশের যন্ত্র বিশেষ ॥

২=[কুম, সি]—বি. গায়ে দিবার হলুদ ॥ কনের্‌ গায়ে উট্‌কন্‌ মাখ। [<উব্‌টন<উপটন হিং]।

উট্‌কলে=[খু]—বি. টাকি মাছ ॥ উট্‌কলে মাসে খুব্‌ লৌ আসে।

উট্‌কল্‌=[ফ]—বি. টাকিমাছ ॥

উট্‌কা=[সি]—বি. ঢেকুর ॥ [দেখ উকি]।

উট্‌কামারা=[রা]—বিণ. খোঁচামারা ॥ তোর্‌ উট্‌কামারা কথা আমি শৈব নায়্‌।

উট্‌কালিয়া=[বা]—বিণ. খারাপ ॥ তোমার্‌ এই উট্‌কালিয়া কথা শুন্‌তে চাই না। [<অট্‌কল হিং=অনুমান]।

উট্‌কাল্‌=[রং, বা, বা]—বি. টাকি জাতীয় মাছ ॥ উট্‌কালের মত লাফাইস্‌ না (বা)। [দেখ উট্‌কলে]।

২=[বা]—বিণ. খুব চালাক ॥

৩=[খু]—বিণ. বাজে, খারাপ ॥ কোথাকার্‌ এক্‌টা উট্‌কাল্‌।

উট্‌কি=[ম]—বি. শকুনি ॥

উট্‌কি যাওয়া=[দি]—ক্রি. বমি করা ॥ পোলাডা উট্‌কি যায়্‌ ক্যান্‌ ? [<উঠকি তুং ওলাউঠা]।

উট্‌কুনা=[রং]—বি. সুতা পাকাইবার কাঠের যন্ত্র বিশেষ ॥ উট্‌কুনাটা আন্‌, শুতা পাকাই। [<টাকু<তর্কু সং+না প্র. ; উ আগম]।

উট্‌কুনো=[খু]—ক্রি. অনুসন্ধান করা ॥ উট্‌কুয়ে দেখ্‌। [উট্‌কানো]।

উট্‌কৈল্‌=[দি]—বি. মাটির তৈরী চুলার উঁচু কোণ॥ [<উত্থিত কোণ]।

উট্‌কো বালাই=[খু]—বিণ. বরাছুত॥ বিয়ার্‌ দাওয়াতে অনেক্‌ উট্‌কোবালাই যুটেসে। [উঠকো√উঠ্‌ + বালাই <বলা' এম্‌ আং]।

উট্‌কোন্‌=[বা—বি. দড়ি পাকাইবার কাঠের যন্ত্র বিশেষ॥ [দেখ উট্‌কুনা]।

উট্‌খুট্যা=[চট্ট]—বিণ. খিটখিটে॥ উট্‌খুট্যা বুড়া।

উট্‌টানি=[না]—বিণ. একটুখানি, একরত্তি, ছোট॥ উট্‌টানি সারাডার্‌ পাকুনা কত্তা। [<একটুখানি]।

উট্‌টু=[কুম]—বিণ. একটু, অল্প॥ আর্‌ উট্‌টু দেরি কর। [<একটু]।

উট্‌টুখান্‌=[কুম]—বিণ. খব ছোট॥ উট্‌টুখান্‌ পোলার্‌ এত বুইরা কত্তা ক্যা? [<একটুখানি]।

উট্‌ট্যা যাওয়া=[চা, কুম]—ক্রি. জাগরিত হওয়া॥ মুটটুকা আবার্‌ হাযে উট্‌ট্যা গ্যাসে। [<উঠিয়া যাওয়া]।

উট্‌ঠ্যা খাড়া=[দি, রা]—বিণ. দে দৌড়॥ টার্‌ পাখাই চোর্‌ উট্‌ঠ্যা খাড়া। [উঠিয়া খাড়া]।

উট্‌না=[রা]—বি. কোন জিনিস নিয়মিতভাবে বেচা কেনার চুক্তি॥ হামি দুধ্‌ উট্‌না লিচি। [<উঠনা হিং]।

২=[রা]—বিণ. পরিবারের বহির্ভূত, বাড়তি॥ তুমিতো এ বাড়ির্‌ উট্‌না লোক্‌। [উঠন√উট+না প্র.]।

৩=[ফ]—বিণ. অহেতুক॥ মাইনষের্‌ উট্‌না কত্তা আমি হুনি না। [উঠ্‌+না প্র.]।

উট্‌রা=[সি]—বিণ. অস্থায়ী, যাযাবর জাতীয়। [√উঠ্‌+রা প্র.]।

২=[রা]—বি. বারান্দা॥

উট্‌রাযুট্‌রা=[সি]—বি. বেশভূষা॥ উট্‌রাযুট্‌রা লাগাইয়া কুবায় যাইতারে বা?

উট্‌ঠা=[কুম]—ক্রি. যৌনচেতনা হওয়া॥ গাইডা উট্‌ঠসে, যাঁড়্‌ দ্যাহাও।

উঠাউঠি=[খু]—ক্রি. বিণ. পরপর, উপর্যুপরি॥ ওরা দুই ভাই উঠাউঠি হয়েসে।

উঠানি=[রা]—বিণ. উঁচু স্থান॥ [<উত্থান+ই প্র.]।

১=[রা]—বি. শিশুর জন্মের পর সর্বপ্রথম মাথা কামানোর উৎসব॥

উঠান্‌ চ'র্‌চ'রি=[কুম]—বিণ. ছট্‌ফটে, ব্যস্ত॥

উঠান্‌ ঠাপানি=[ম]—বি. ঝাটা॥ উঠান্‌ঠাপানিডা আইনা গর্‌ ঝাব্‌।

উঠি=[সি]—বি. চোখের পাতা॥ উঠিত্‌ কিতা? [উঠি√উঠ্‌=যাহা উঠান হয়]।

২=[রং]—সর্ব. ঐটি॥ উঠি কার্‌ বাহে?

উঠিত্‌ করা=[পু]—ক্রি. আবাদ করা॥ যমিটা উঠিত্‌ করা হয়েসে। [√উঠ+ইত প্র.]

উঠিয়া ঘেটা করা=[রা]—ক্রি. ঘাড় সোজা করিয়া দাঁড়ানো॥ [ঘেটি=ঘাড়]।

উঠুনি=[খু]—বি. প্রসূতির শরীরে কাদামাটি লেপিবার অনুষ্ঠান॥ [√উঠ্‌+উনি প্র]।

উঠুলি=[পা]—বিণ. অন্যের বাড়িতে সাময়িকভাবে আশ্রয় প্রার্থী॥ দুইমাশ্‌ ভত্রৈল্‌ মিয়ার্‌ বাড়িতে উঠুলি আসি। [√উঠ্‌+উলি প্র.; উঠলু হিং]।

উঠুল্‌লা=[পা]—বিণ. আলগা বা অস্থায়ী॥ [উঠলু হিং]।

উঠে=[দি]—বিণ. ঐখানে॥ বৈলা (বইটা) উঠে আছে। [<ঐঠাঁই]।

উঠে পড়া=[খু]—ক্রি. বমি করা॥ খেয়েই উঠে পড়্‌লি। [√উঠ্‌=বমি করা; তুং ওলাউঠা।]।

উঠোগাঠি=[খু]—বি. কাজ করার শক্তি॥

উঠ্‌কানো=[দি]—ক্রি. খোঁজ করিয়া নেওয়া, নাগালের মধ্যে আনা॥ হারানো গাইটা উঠ্‌কে আন্‌। [দেখ উঠ্‌কুনো]।

উঠ্‌কুন্‌=[খু, য]—বি. ত্রিকাঠির খেলা (দুই পার্শ্বে চারি জন করিয়া এই খেলা খেলিতে হয়)॥

উঠ্‌ঠাকাড়াহ্‌=[কু]—বি. পলায়ন॥ বাড়িআলাকে দেখ্যা চো'র্‌ উঠ্‌ঠাকাড়াহ্‌ দিল্‌। [<উঠিয়া পড়া]।

উঠ্‌ঠুল্‌=[পা]—বিণ. সর্বস্বান্ত॥ আমি মকদ্দমা কৈরা উঠ্‌ঠুল্‌ ঐসি। [দেখ উট্‌ল্যা]।

উঠ্‌নি=[সি]—বি. চড়াই।

২=[স] বিণ. উচ্চ॥ বারান্দার্‌ চা'ল্‌ উঠ্‌নি হওয়া ভাল। [উঠ্‌+নি প্র.]।

উঠ্‌লু=[সি]—বিণ. বাস্তুত্যাগী, আগন্তুক॥ [উঠ√উঠ+লু প্র.; তুং উঠলু হিং]।

উডন্‌=[কুম, চা]—ক্রি. আসন ত্যাগ করা॥ এমা কুবান্‌ বৈসেন আর্‌ উডনের্‌ নাম্‌ নাই। [উঠন √উঠ্‌]।

উডা=[ব]—সর্ব. এইটা এই লোক॥ উডা কে যায়? [<এইটা]।

২=[ফ]—বি. ঘরে উঠার সিঁড়ি॥ [উঠা √উঠ্‌]।

উডাআডু=[চা]—বিণ. একটুখানি, সামান্য একটু॥ উডাআডু দুদ্‌ও নাই নাহি? [ওটা একটু]।

উডাই ঝাওয়া=[সি]—ক্রি. গাভীকে ষাঁড় দেখানো॥

উডানি=[কুম]—ক্রি. তোলা॥ [<উঠানি]।

উডানো=[চা]—ক্রি. মুখরিত করা, জাগ্রত করা॥ ঢোল্‌ফার্‌ কৈরা হারাবারি উডাইয়া নৈসে। [উঠানো √উঠ্‌]।

উডিউডি=[কুম]—ক্রি. বিণ. উঠিব উঠিব। উডিউডি কৈরা দেরি কর্‌সি। [<উঠি<উঠ্‌]।

২=[চট্ট]—অস. ক্রি. উঠিয়া॥ ওরাতরি উডি যাও।

৩=[চা]—সর্ব. এইডা, এই লোক॥ উডি ক্যাডার্‌রে? [<ও+টি]।

উড্ডিল্‌=[চা]—বি. কাঠ পেন্‌সিল॥ [<উডেন পেন্‌সিল wooden pencil ইং]।

।=[কুম, চা]—বিণ. যে কাজকর্ম না করিয়া পরেরটা খায়॥ ব্যাডাডা হদ্দা উড়ুইয়া।

উড়ুনি=[য]—ক্রি. বিণ.হঠাৎ॥ [উঠ্‌নি =√উঠ্+নি প্র.]।

উড়ুন্‌লা=[সি]—বিণ. পরের বাড়ীতে থাকে এমন॥ [√উঠ্+উলা প্র.; উঠলু হিং]।

উড়ুর্‌রা=[সি]—বিণ. আশ্রিত লোক॥ তুমি কি আমারে উড়ুর্‌রা মোনে কর্‌লা নাহি? [√উঠ্+রিয়া; দেখ উড়ুন্‌লা]।

উড়ুশ্‌খন্=[কুম]—ক্রি. বিণ. সদা সর্বদা॥ আমি উড়ুশ্‌খন্ তোমার্ কতা মনে করি। [<অষ্ট+খন <ক্ষণ; বা অনুক্ষণ শব্দের বিকৃতি]।

উড়ৈরা্যা=[ফ]—বি. ভবঘুরে॥ উড়ৈর‍্যার্ কাসে মাইয়া বিয়া দিমু না। [<√উঠ্+রিয়া প্র.; দেখ উড়ুন্‌লা]।

উড্‌পি=[ফ]—বি. বমন॥ [দেখ উকি; উঠ্ বমন অর্থে; তুঃ ওলাউঠা]।

উড্‌ডা=[রং]—বি. দীর্ঘশ্বাস॥ উড্‌ডা ছাড়িবার্ লাগ্‌চিশ্ ক্যান্ বাহে? [<উর্ধ্ব (শ্বাস) কিংবা √উঠ্+ইয়া প্র.]।

উড্‌ডালা=[নো]—বি. ঝামেলা॥ এ্যাত উড্‌ডালা আর্ শয়্ না।

উড্‌বিশ্ করা=[প]—ক্রি. অস্বস্তি বোধ করা॥ [<উঠাবসা করা]।

উড্‌বিশ্ লাগা=[চা]—বি. মন খাবাপ লাগা॥ আমার্ আইস্ উড্‌বিশ্ লাগ্‌দাসে। [দেখ উড্‌বিশ্ করা]।

উড়ন্ চট্‌টি=[রা]—বিণ. উড়োউড়ো॥ [<উড়নচণ্ডী]।

উড়ন্‌চটৈ=[য]—বিণ. ডানপিটে, কাজিল॥ [দেখ উড়ন্‌চট্‌টি]।

উড়স্=[দি]—বি. ছারপোকা॥ [উড়স হিং]।

উড়া=[সি]—বি. শিস্ত তরকারী॥

২=[সি]—বি. টুকরি, বেতের তৈরী পাত্র বিশেষ॥ উড়াত্ দান্ রাখুশি।

৩=[ক]-বি. বেতের আবর্জনা॥

৪=[চট্ট]—বি. ধানের চিটা॥ ধানত্ উড়া ভরা।

৫=[পা, কু, রা]—বি. গোয়াল ঘর॥

উড়াউড়ি=[পা]—ক্রি. বিণ. জড়াজড়ি॥ উড়াউড়ি কৈর্যা কোন কাম্ কবিস্‌না। [<হুড়াহুড়ি]।

উড়াউড়্=[সি]—বিণ. অসমর্থিত, গুজব॥ উড়াউড়্ খতায় খান্ দিও না। [√উড়্; উড়াউড়া]।

উড়াওপাড়াও=[রং]—ক্রি. বিণ. অস্থির ভাব॥ মন্‌টা মোর্ উড়াও পাড়াও লাগোছে। [√উড়্, √পাড়=তোলপাড়]।

উড়াঘাই=[বা]—বিণ. মিথ্যা, অলীক॥ উড়াঘাই এক্‌টা কথা বল্‌লেই কি বিশ্‌শাশ্ কর্‌তে হবি? [√উড়+আ প্র.+ঘাই<ঘাত প্রাং <ঘাত সং]।

উড়াটি=[রা]—বিণ. যে নষ্ট করে॥ [উড়া (√উড়+আ)+টি প্র.]।

উড়াতাড়া=[পা]—ক্রি. বিণ. তাড়াহুড়া॥ বেশি উড়াতাড়া কৈর না। তাড়াহুড়া]।

উড়ানি=[রা]—বি. লেপ॥ হিমালেতে উড়ানি গায়ে দ্যায়্। [ওড়নী হিং]।

উড়ানিয়া কথা=[দি]—বিণ. উড়ো কথা॥ [দেখ উরানিয়া+কথা]।

২=[রা]—বি. মাছ ধবার জাল বিশেষ॥ [√উড়+আনি প্র.]।

উড়ানো=[রা]—ক্রি. গায়ে দেওয়া॥ পিবানিটা গায়ে উড়াও। [=ওঢ়ানা হিং]।

উড়ান্‌কুর্=[রং]—বিণ. উড়িতে পারে এমন॥ ছোটা উড়ান্‌কুর্ পাখির্ ছাও। [√উড়]।

উড়াকাড়া=[পা]—বিণ. মুখে মুখে প্রচারিত॥ [√উড়্, কাড়া অনুঃ]।

উড়ামুড়া=[পা]—বি. পীড়া, যন্ত্রণা, অশান্তি॥ এমন্ উড়ামুড়া। [=আড়িমুড়ি; √উড়্, √মুড়্]।

উড়াল্ দ্যাওয়া=[দি]—ক্রি. উড়া দেওয়া, উড়া॥ গাড়ি উড়াল্ দি গ্যাল্। [√উড়্+আল প্র.+দেওয়া]।

উড়ি=[প]—বি. শিম॥ [উরদ্, উড়দ্ হিং; দেখ উরাত্]।

২=[রা]—বি. ধানের নাম বিশেষ॥

৩=[য, রা]—বি. ধানক্ষেতের আগাছা বিশেষ॥ উড়ি নিচু জমিতে বেশি হয় (রা)।

৪=[রং, দি]—বি. উই॥ [<উই (ড় আগম) <উপদীকা সং]।

উড়িটে=[প] বিণ. পতিত, পরিত্যক্ত॥ [=উড়োটে; উড়ে+টে]।

উড়িয়া আম্=[য]—বি. এক প্রকার আম॥

উড়ির্ পার্=[রা]—বি. বৈঠকখানা।

উড়্‌ক্‌কালে=[খু, য]—বি. উড়িতে শিখিয়াছে এমন॥ শালিকের্ সাগুলো পরায় উড়্‌ক্‌কালে হযেসে। [উড়্‌ক্কা (=উড্ডয়নক্ষম)+আলে অথবা উড়্ =উড়া+কাল+এ<ইয়া প্র.]।

উড়ুন্=[নং]—বি. উদুখল॥ ঢেঁকির্ উড়ুন্।

উড়েই=[দি]—অস. ক্রি. উড়িয়া॥ পাখিটা উড়েই পালেইল্। [<উড়িযা]।

উড়েপাখা=[পা]—বিণ. ছন্নছাড়া॥

উড়েপাড়্=[বা]—বি. বৈঠকখানা॥ [দেখ উড়ির্ পার্]।

উড়েপুড়ে=[বা]—ক্রি.বিণ. ধ্বংসপ্রাপ্ত॥ [উড়িয়া+পুড়িয়া=উড়েপুড়ে]।

উড়ে বাগ্ রাঘ্=[ফ]—বি. আমন ধান বিশেষ॥ [উড়ে√উড়্+বাগ<বাঘ+রাজ]।

উড়্যা দেওয়া=[খু]—ক্রি. ঢাকিয়া দেওয়া॥ দপলুডা মুখ্ উড়্যা দে। [<উড়িযা<উঢ়িয়া<ওঢ়িঅ<ওএড্‌ঢিঅ প্রাং<অববেষ্টিত সং; তুঃ ওঢ়না হিং]।

উড়্যানি=[রা]—বি. মশা॥ উড়্যানির্ কামড়ে রাতে এক্‌দম্ ঘুম্ হয়্ না।

উড়ান্ চোঁড়োই=[পা]—বি. অস্থির॥ [দেখ উড়োন্‌চঁড়ি <উড়ন্‌চণ্ডী]।

উড়্যাপুরে=[পা]—বিণ. পরস্পর শ্রুত, লোকমুখে শোনা॥ উড়্যাপুরে কথায়্

কান্ দিও না। [উড়ো=উড়া+ইয়া+পুরে অনুঃ]।

উড়োইশ্=[রা]—বি. ছারপোকা ॥ [<উড়শী<উদ্দংশী সং; উড়শ্ হিং]।

উড়োউড়ো=[খু]—বিণ. অস্থির ॥ মতির্ মন্ উড়োউড়ো। [=উড়্উড়্]।

উড়োকাল্=[খু]—বি. গ্রীষ্মকাল ॥

উড়োক্ক=[ব]—বিণ. উড়িবার যোগ্য। বাচ্চাটা উড়োক্ক হয়ে গিয়েছে। [<উড়ুক<উড়+উক কর্তৃবাচ্যে]।

উড়োতাড়া=[ফ]—বি. শীঘ্র যাওয়ার ভাব ॥ বরের্ কাছে যাওয়ার্ লাইগ্যা বুঝি মন্ডা উড়োতাড়া কর্ সে? [<হুড়োতাড়া]।

উড়োদড়ি=[খু, ব]—বি. খেজুর গাছের রস সংগ্রহার্থে ব্যবহৃত রশি ॥ [উড়ো √উড়্]।

উড়োন্চ'ড়ি=[খু]—বিণ. অস্থির ॥ মেয়েটা বড় উড়োন্চ'ড়ি। [<উড়নচণ্ডী; √উড়্]।

উড়োপোকা=[য]—বি. মাছি ॥ উড়োপোকায় খুব্ যালায়্। [=উড়ো(√উড়্+উয়া)+পোকা]।

উড়োভাশা=[য]—বি. হুজুগ ॥ উড়ো ভাশায় বিশ্বাস্ করো না। [উড়া+ভাসা; যাহা উড়িয়া ভাসিয়া আসে কিংবা উড়াভাষা]।

উড়োশেকল্=[খু]—বি. শিমুল গাছ ॥ উড়োশেকলের্ তুলায়্ তুলা হয়্।

উড়্=[বা]—বি. সীমা, সংখ্যা ॥ কত লোক যে এখানে আছে, তার্ উড়্ নেই। [<ওর হিং]।

২=[খু]—বি. উপুড় ॥ উড়্ হয়ে শোয়া ঠিক্ না। [<উপুর<ওবুও প্রাং<অব মুও সং]।

উড়্কাবাঁকা=[চট্ট]—বি. হলদে কালো ডোরাকাটা বিষধর সর্পবিশেষ ॥ [<উড়ঙ্কা (<উড্ডীন)+বাঁকা]।

উড়্কামুড়লি=[চট্ট]—বি. ছেলেমেয়ে না বাঁচিলে কবুতরের গলায় তাবিজ বাঁধিয়া উড়াইয়া দেওয়া হয়, লোকের ধারনা যে সকল বেদনা জ্বর ও দোষ কবুতরেরর সাথে অন্য বাড়িতে চলিয়া যায়; এই রেওয়াজকে উড়কামুড়লি বলে ॥ [উড়কা √উড়+কা প্র.]।

উড়্কি=[ফ]—বি. চাকনি ॥ বাতের্ উড়্কি। [√উড়+কি প্র.; তুং ওঢ়না হিং]।

২=[খু]—বি. নারিকেলের মালা দিয়া তৈরী হাতা ॥ এক উড়্কি দুধ্ দাও।

উড়্কো=[খু]—ক্রি. বিণ. বিনা আসনে ॥ উড়কো বশিলনে। [√উঠ্+কো; উকড়ুঁ হিং]।

উড়্গাড়্=[খু]—বি. ঘোড়া বিশেষ ॥

উড়্চা=[না]—বি. এক প্রকার ছোট গাছ ॥ উড়্চা গাছ্টা বেশ্ সুন্দর্ হৈছে।

উড়্নি=[বা]—বি. গরুর গায়ের চট ॥ গাইটারে উড়্নি দেইশ্। [<উড়নি<অবরেষ্টনী; তুং ওঢ়নী হিং]।

উড়্পড়া=[খু,য]—বিণ. উচ্ছন্ন গিয়াছে এমন ॥ উড়্পড়া বাড়িতে গেলে গা সম্সম্ করে। [উড়<উড়্ড পাং<উর্ধ্ব সং; পড়া √পড়<√পত্ সং; কিং বা উজাড়]।

উড়্বং=[বা]—বিণ. স্বেচ্ছাচারী, দুর্বিনীত ॥ উড্বং ছেলে বাপ্মার্ কথা মোটেই শুনে না।

উড়্শি=[য]—বি. নারিকেল মালার তৈরী চামচ ॥ উড্শি দিয়ে ডাল্ তোলে।

উড়্হাইট্যা বা উড়্হাটি=[বা]—বিণ. যে নিজের জিনিসের সদ্ব্যবহার করিতে জানে না ॥ উড়্হাটি লোকের্ আশের্ খারাপ্। [<উড়াটে=উড়ানিয়া √উড়্]

উত্তর্=[চট্ট]—বি. উত্তর দিক ॥ উত্তরে আমার্ বাড়ি। [<উত্তর]

উত্তর্শিরা=[চট্ট]—বিণ. উত্তর দিকে মাথা রাখিয়া শায়িত ॥ [<উত্তর+শির+আ প্র.; শির<শিরঃ]।

উত্তল্=[কুম, সি]—বি. মুরগী বা হাঁসের ডিম পাড়ার স্থান ॥ উতল্ বরা ডিম্। [<উথল<উথল<উত্তত্থল প্রাং<উত্তাপস্থল সং; দেখ উথল্]।

উত্তল্ ভেত্তল্=[কুম]—বি. বারবার বিভিন্ন জিনিস আনা নেওয়া ॥ অত উতল্ ভেতল্ শয্য অয় না। [অনু.]।

উতা=[ম]—বি. সূতা ॥ [<সূতা]।

২=[কুম, চট্ট]—বি. নোড়া, পুতা ॥ পাডা উতার্ ঘশাঘশিএ মরিচ'র্ খয় (চট্ট)। [<পুতা<(শিলা) পুত্র]।

উতাইশা=[ম]—বিণ. আলস্যপরায়ণ ॥ [উদাস+ইয়া প্র.]।

উতাউতি=[ঢা]—ক্রি. বিণ. তাড়াহুড়া, তাড়াতাড়ি ॥ এত উতাউতি কৈর‍্যা কাম্ কৈর না। [অনু.]।

২=[সি]—ক্রি. বিণ. উপর্যুপরি ॥ রাগের্ বশে দিল্ উতাউতি তিন্ চ'ড়্।

উতাউতি ডাকা=[বা]—ক্রি. হু হু শব্দ করা ॥ উতাউতি ডাইকা বাতাশ্ আইতাসে। [দেখ উতাউতি+ডাকা]।

উতানো=[ঢা,চট্ট, নো]—ক্রি. চুলকানো ॥ কচু খাইলে গলা উতায়্। [উত<উত্তত্ত প্রাং<উত্তাক্ত সং (নাম ধাতু)+আনো প্র.]।

উতান্=[সি]—বি. উপদ্রব ॥ [দেখ উতানো]।

উতাবুতা=[ঢা]—বিণ. এবড়ো থেবড়ো, অসমান ॥ [অনু.]।

২=[সি]—ক্রি. বিণ. অবিশ্রান্তভাবে, হরদম ॥

উতাভুতা=[খু]—বিণ. দিগ্বিদিক জ্ঞান শূন্য ॥

উতারা=[সি]—বিণ. নরাধম, অসৎ ॥ মানুদি এক্টা উতারা সিল্। [<অবতার (ব্যঙ্গার্থে)]।

২=[বা]—বি. খোঁটা, গঞ্জনা ॥ [তুং উতারন্=অপমান]।

উতারি=[ম]—অস. ক্রি. উলটাইয়া ॥ গাসের গুড়িডা উতারি ফালা। [<উতারনা হিং=নামান]।

উতারি ফেলা=[চট্ট]—ক্রি. পরাস্ত করা, নস্যাৎ করা ॥ [দেখ উতারি+ফেলা]।

উতার্=[ম]—বি. সরু ও লম্বা ছইযুক্ত নৌকা ॥

২=[চা]—বি. ঔষধ ।। সাবু মোল্লা বায়্ বাতাশের্ রোগির্ বালা উতার্ খানে।

৩=[ম, সি]—বি. পড়া পানি, মন্ত্রপূত জল ।। গায়ের্ মাইন্শে বিমার্ আযারে উতার্ খায়্।

৪=[রা]—বি. বমনভাব ।।

উতার্ যাল্=[চা]—বি. ঝাঁকি জাল ।।

উতার্ নাও=[সি]—বি. ময়মনসিং জেলার বাজিতপুরী নৌকা বিশেষ ।। [দেখ উতার্+নাও<নৌকা সং]।

উতালা=[ফ]—বি. বিরক্তি ।। এত উতালা আর্ শয়্ না। [<উতলা ; অর্থ বিকৃতি]।

উতালি=[ম]—বি. বুদ্বুদ্ ।। বাতের্ ডেগে উতালি উট্সে। [=উথালি=উথাল<উত্থলন]।

উতাল্=[ম]—বি. চেতনা, হুশ ।। [<উথাল ; তুং উথলানো]।

২=[চা]—বি. বৃদ্ধি, দেখা ।। তার্ পুরানা পেট্ বিশ্ উতাল্ দিসে। [পূর্বে দেখ]।

৩=[চট্]—বি. অত্যন্ত উৎসাহ ।। [<পূর্বে দেখ]।

উতাল্ হিতিল্=[নো]—বি. যোগাড, সংগ্রহ ।। উতাল্হিতিল্ করি কায্ চালাইয়া যাও। [উতাল্<উথাল ; হিতিল অনু:]।

উতিউতি=[সি]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, ত্রস্তভাবে ।।

উতিবুতি=[সি]—বি. সর্বস্ব ।। উতিবুতি শেশ্ করে পোলারে পরাইসি।

উতু=[সি]—বিণ. আগুনের তাপে শুষ্ক ।। উতু গোশ্তু আসেনি?

উতুকুনি=[সি]—বিণ. এইটুকু, ছোট ।। [<এতখানি, অতখানি]।

উতুগুনি=[সি]—বিণ. ছোটখাট ।। [দেখ উতুকুনি]।

উতুটি, উতুট্টি, উতুতুকিনি=[সি]—বিণ. এতটুকু, খুব কম ।। আমাকে উতুটি বাত্ দাও ; উতুতুকিনি সালুন্ আসে। [<অত+টি ; এতটি]।

উতুফুটি=[সি]—বিণ. এক ফোঁটা, অতি অল্প ।। উতুফুটি দুদ্ দ্যাও। [<এত+ফুঁটি (=অতি অল্প পরিমাণ বুঝাইবার জন্য)<ফোঁটা]।

উতুমবুতুম=[সি]—বিণ. অবিন্যস্ত, খ্যাপা ।। উতুম্বুতুম্ পোলা। [অনু.]।

উতুরানো=[চট্]—ক্রি. টগ্বগ্ করিয়া ফুটা ।। চুলার্ উঅর্ দুদ্ উতুরায়ের্। [<উথ্লান<উথলন]।

উতুরি করা=[ম]—ক্রি. তর্ক করা, সত্যকে অস্বীকার করিয়া নিজের প্রাধান্য বজায় রাখা ।। [দেখ উতারা+ই প্র. +করা ; অথবা উত্তর (=জবাব)+ই প্র.]।

উতুর্=[নো—বি. উত্তর, জবাব ।। কতার্ উতুর্ দে। [<উত্তর]।

২=[চট্]—বি. উত্তরদিক। উতুর্ দৈনে বিশ্ হাত্ লম্বা। [উত্তর]।

উতুলন্=[কুম]—ক্রি. উদয় হওয়া, উথাপিত হওয়া ।। তার্ পর আবার্ উতুলিসে। [<উথলন]।

উত্যাল্=[পা]—বিণ. উচ্চ। [<উত্তাল]।

উতৈর্ গা=[চট্]—বিণ. উত্তরের ।। উতৈর্গা মাইন্শর্ ভুতৈর্গা বুদ্ধি। [<উত্তর+ইগা<ইকা প্র.]।

উতোই=[সি]—বি. ধান ঝাড়িবার কুলা ।।

উতোলা=[খু]—বি. উৎসুক ।। [<উতলা]।

উত্=[সি]—বি. সূত্র, পাত্তা ।। উত্ পাইয়া বার্বার্ আশে। [<হুত<সুত<সূত্র সং]।

২=[সি]—বি. সন্ধান ।। হেন্ কুনু উত্ পাইলাম্ না। [উত্<এউত<হেউত<হেতু]।

৩=[কুম]—বি. আড়ি পাতিয়া কথা শোনা ।। [<ওত]।

৪=[চট্]—বি. উদ্, মৎস্যখাদক প্রাণী বিশেষ ।। [<উদ্<উদ্র সং=উদ্ বিড়াল]।

৫=[নো, চট্]—বি. নতজানু, উপুড় ।। উত্ ঐয়া শেলাম্ কর ; হাইল্যাগা উত্ করি থুই দে। [<উবুৎ<উবুধ<ওবুদ্ধ প্রাং<অবমূর্ধা সং]।

উত্ উতি=[সি]—অব্য. বাতাসের শব্দ ।। [ধ্বন্যা.]।

উত্কা=[ম]—বিণ. উতালা ।। তার্ মন্ খুব্ উত্কা ঐগে। [<উৎক সং]।

উত্কাটি=[রা]—বি. ঝগড়া ।।

উত্খানি=[সি]—বিণ. একটুখানি, সামান্য ।। উত্খানি বিশয়্ডা লৈ এত গন্ডোগোল্ ক্যা? [<এতখানি]।

উত্খেত্=[সি]—বি. পুংখানুপুংখ অনুসন্ধান ।। লোক্টা শব্ কিস্সুর্ উত্খেত্ লয়্। [<উৎখাত]।

উত্তয়্=[নো]—বিণ. উপুড় ।। উত্তয়্ শোয়া খারাপ্। [দেখ উত্তা]।

উত্তরি=[সি]—বি. প্রতিবাদ ।। কতায় কতায় উত্তরি কর ক্যান্? [দেখ উতুরি করা]।

২=[পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ।। উত্তরি দেখা যায়।

উত্তরিত্=[চট্]—বি. ডানপার্শ্বে (হালের) ।। বলদ্ উত্তরিত্ দাও।

উত্তর্যা=[ম]—বিণ. উত্তর দিকের ।। উত্তর্যা বাতাশ্ ছুইট্সে। [<উত্তর+ইয়া প্র.]।

উত্তা=[চা]—বি. উপুড় ।। কলস্ডা উত্তা কর্। [দেখ উত্ ; আওধা দ্রিং]।

উত্তার্=[কুম]—বি. বমনকারক ঔষধ ।। উত্তার্ আনা খাওয়াইলে পেডের্ অশুক্ শাইরা যাইব। [তুং উত্তরণ]।

উত্তি=[রং, দি]—ক্রি. বিণ. ঐদিকে ।। উত্তি কুনঠে যাছিশ্? [<ঐদিক]।

উত্তিরিশ্=[কু]—বি. মার্বেল খেলায় দোন (fine) হইলে দোন না দিয়া পাওয়া চাল ছাড়িয়া দেওয়া ।। উত্তিরিশ্ দিলে আর্ দোন্ দেওয়া লাগে না।

উত্তু=[ম]—বিণ. উপুড় ।। উত্তু ঐয়া রৈসো ক্যা? [দেখ উত্তা]।

উত্‌তুগিনি=[সি]— বিণ. ছোট ॥ উত্‌তুগিনি পোয়ায়্ কি বুযে ? [দেখ উত্‌কুনি]।

উত্‌তুম্=[চট্ট]—বি. ভুতুম পাখী ॥ বাদিয়াবা উত্‌তুম্ পাইক্ খায়্। [<হুতুম<হুতোম]।

উত্‌তুরি=[য]—বি. জেদ ॥ খামাকা উত্‌তুরি কৈরো না। [দেখ উত্‌তরি]।
২=[য]—বি. বাজে তর্ক ॥ [<উত্তর +ই প্র.]।

উত্‌তৈরা=[কুম]— বিণ. উত্তর দিকের ॥ উত্‌তৈরা বাতাশ্ বৈতাসে। [<উত্তরীয়]।

উত্‌দি=[বা]—বি. গাছ বিশেষ ॥

উত্‌পাওয়া=[সি] —ক্রি. সূত্র পাওয়া ॥ [দেখ উত্+পাওয়া]।
২=[সি]—ক্রি. বানরের বিরক্ত করা ॥ [উত্ < উত্তক্ত প্রাঃ < উত্যক্ত সং + পাওয়া]।

উত্‌পাটন্‌বুত্‌=[পা]— বি. গালি বিশেষ, উল্লুক ॥ উত্‌পাটন্‌বুত্‌টা কিস্সুই কর্‌তো পারে না। [<উট্‌পটাং হিং+ ভূত (=অপদার্থ)]।

উত্‌পেন্‌শিল্=[খু]— বি. কাঠ পেন্‌সিল ॥ [<উড+পেনসিল wood-pencil ইং]।

উত্‌বিদ্দা=[নো]— বি. প্রাণান্তকর চেষ্টা ॥

উত্‌মন্‌ডানো=[নো]— ক্রি. সর্বত্র খোঁজা ॥ ঘরের্ মধ্যে শব্ উত্‌মন্‌ডাই হালাইসে।

উত্‌যোগি=[চা]— বিণ. উদ্যোগী ॥ হেইগে শব্ কামেই খুব্ উত্‌যোগি। [<উদ্যোগী]।

উত্‌রন্=[চট্ট]—ক্রি. জয়ী হওয়া ॥ [<উত্তরণ সং]।

উত্‌রানি=[কুম]— বি. বলকানি ॥ বাতের্ উত্‌রানি আইসে। [<উথ-লানি]।

উত্তরানো=[চা, সি, চট্ট]—ক্রি. রান্নার সময় তরল পদার্থ গরম হইয়া উপ্‌চাইয়া পড়া, বলক আসা ॥ আর বাল্ দিব না, দুদ্ উত্‌রাইয়া পৈরা যাইব (চা)। [<উথলানো]।
২=[ফ]—ক্রি. বৃদ্ধি পাওয়া ॥ বেটার্ ট্যাহায় উত্‌রাইয়া গেসে, তাই এতো অহংকার্। [পূর্বে দেখ]।

উত্‌রালি= [চট্ট]— বিণ. উত্তর দিকের ॥ উত্‌রালি বাতাশ্। [উত্তর+আলি প্র.]।

উত্‌রাল্=[ম]—বিণ. উত্তর দিক হইতে প্রবাহিত ॥ উত্‌রাল্ বাতাশ্। [উত্তর+আল প্র.]।

উত্‌রুংগা=[সি]—বি. এক প্রকার পোকা [<উচ্চিংড়া=উচ্চিঙ্গট]।

উত্‌রুল্=[ম]—বিণ. উদ্বিগ্ন ॥ এত উত্‌রুল্ ঐস ক্যা ? [<উতরোল= উতলা]।

উত্‌লা=[কুম]—বি. উৎস ॥ উত্‌লার পানি। [উথ্‌লা, উথলানো ক্রিয়াপদ হইতে]।

উত্‌লাংগা=[নো]—বি. গাছ বিশেষ ॥
২=[নো]—বি. অপমান ॥ [উতারনা হিং]।

উত্‌লানো=[রা, পা]—ক্রি. আগুনের তাপে তরল পদার্থ উপচাইয়া পড়া ॥ দুদ্ উত্‌লাইয়া পড়্যা গেল্। [দেখ— উত্‌রানো]।
২=[বং]—ক্রি. বেশী হওয়া ॥ পোক্ পড়ার লাহান্ মানুশ উত্‌লাইছে।

উত্‌শরি= [চট্ট]— বি. উৎসর্গ ॥ [<উৎসর্গ]।

উথল্=[সি]—বি. চ্যাঙ মাছ ॥

উথানো=[সি]—ক্রি. প্ররোচিত করা ॥ [উথা<উথা<উৎস্থা (নামধাতু)+ আন প্র.=উত্থিত করা]।

উথান্= [সি]— বি. অভিমান ॥ 'বেট্টিয়ে আইয়্ দর্‌সে উথান্, দিসে তার্ পোয়ামির্ দিকে পৈতান্।' [<উত্থান ; অর্থের বিকৃতি]।

উথাম্ আথাম্= [চা] — ক্রি. বিণ. অস্থিরতা, ব্যস্ততা ॥ কেমুন্ উথাম্ আথাম্ কৈরা হারাডা বাড়ি তুইল্যা লৈসে।

উথাম্‌থাম্=[নো]—বি. তাড়াতাড়ি, হঠাৎ ॥ এক্‌কানে যাইতে এতো উথাম্ থাম্ কৈর্‌লে চ'লত না। [অনু.]।
২=[নো]—বি. দৌড়াদৌড়ি ॥ [পূর্বে দেখ]।

উথাল্=[য]—বি. উচ্চতা ॥ [<উত্তাল কিংবা উৎবল]।

উথেল্ থেতল্=[সি]—বি. উঠান নামান ॥ অত উথেল্ থেতল্ আমি কর্‌তাম্ পার্‌তাম্ না। [উথল=উথলান + থেতল=থেঁতলান]।

উথ্‌না=[চট্ট]—বিণ. শুকনা ॥

উথ্‌মা=[সি]— বিণ. খাড়া ॥ এমন্ মোটা উথ্‌মা পোয়া। [<উথাম= উৎ+স্থানন সং]।

উথ্‌লা=[সি]—বিণ. যে অন্যস্থান হইতে আসিয়াছে। [উথল<উৎ+স্থল সং]।

উদম্‌বর্=[খু] — বিণ. উলঙ্গ ॥ পাগলটা উদম্বর্ থাকে। [<উদাম+ অম্বর (=আবরণ)]।

উদর্ বরা=[চা]— ক্রি. তৃপ্তি হওয়া (ব্যঙ্গার্থে) ॥ তর্ উদর্ আর্ বর্‌ব না। [উদর+ভরা]।

উদরি=[ব, রা, পা]—বি. ভুঁড়ি ॥ কেউ কেউ গরুর্ উদরি খায়্। [অথওড়ী হিং কিংবা উদর সং+ই প্র.]।

উদল্=[সি]—বিণ. পুরু ॥ [<উত্তাল কিংবা উৎবল]।

উদা=[সি]— বিণ. বোকা, গালি বিশেষ ॥ শালা উদায়্ কিস্সু বুযে না। [<সিধা]।
২=[য]—অব্য. তাহা, উহা ॥ উদা কি খাও ? [<ওটা বা উহা]
৩=[সি]—বিণ. আর্দ্র ॥ উদা চ'উল্। [দেখ-ওদা]।
৪=[পা]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ তার্ উদার্ মতন্ চ'্যাহারা দেখ্যা ডরাইস্ না। [<উদ্র=উদ্বিড়াল]।

উদাইয়া=[কুম]—বি. উচেছ ॥ উদাই-য়ার্ শের্ চা'ইর্ আনা।

উদাইয়া দেওয়া=[পা]—ক্রি. উপরের দিকে ছুঁড়িয়া দেওয়া ॥ পুঁইবলুটা

উদাইয়া আমার্ কাসে দ্যা। [<উধা <ঊর্ধ্ব; নামধাতু]।

উদাইরা=[ম] — বিণ. অকর্মণ্য ॥ [উদার+ইয়া প্র.]।

২=[ঢা]—বিণ. ন্যাকা ॥ [উদার+ইয়া প্র.]।

উদাউদি করা=[রা]—ক্রি. জিদ করা ॥

উদাও=[ফ]—বি. পলায়ন ॥ [<উধাও]।

২=[রং]—বিণ. ন্যাংটা ॥ পাগল্টা একেবারে উদাও ॥ [উদাম<উদ্দাম]।

উদাংগা=[সি]—বিণ. শূন্য ॥

উদানিহে=[ম]—ক্রি. বিণ. সেখানে ॥

উদানো=[ঢা]—ক্রি. কামনায় ক্ষিপ্ত-হওয়া ॥ পুকুরে মাস্ উদাইসে। [<উধাও<উদ্ধান সং]

২=[বা]—ক্রি. গোলমাল করা ॥ কি খাইয়া এত উদাস্?

৩=[ফ, ঢা, বা]—ক্রি. উঠা ॥ তার চৌ'ক্ উদাইসে।

৪=[ম]—ক্রি. নরম বা নিস্তেজ হওয়া ॥ মুড়ি উদায়ে গেসে। [<উদা<আর্দ্র (ভিজা)+আন প্র.]।

৫=[বং]—ক্রি. খাওয়ার পর কোনো জিনিস উদ্‌বৃত্ত থাকা ॥ অত ভাত্ কেনে উদাইল্ বাহে?

৬=[সি]—ক্রি. বিশৃঙ্খল হওয়া ॥

উদান্=[পা]—বিণ. নরম, বাসী ॥ উদান্ মুড়ি খাওয়া যায়্ না। [দেখ উদানো]।

উদান্ মাদান্=[সি]—বি. দুপুর, অসময় ॥ উদান্মাদানে কৈ যাও? [<উধান অনু:+মাধান<মধ্যাহ্ন]।

উদা ফুলানো=[পা]—ক্রি. মুখ ভার করিয়া থাকা ॥ কামের্ কতা বল্‌লেই উদা ফুলাইয়া থাহে।

উদাম্যা=[ঢা]—বিণ. অকেজো ॥ 'উদাম্যা খাইয়া বাত্ শৈল্‌লে করে উত্‌পাত্'। [<উদাম+ইয়া প্র.]।

উদাম্=[রং, কুম, ঢা]—বিণ. ন্যাংটা, খালি গা ॥ চ'্যাংরা পোলা উদাম্ থাহে (ঢা)। [<উদ্দাম]।

২=[পা]—বি. আড়ালহীন ॥ গড়্ বাড়ি উদাম্ হয়ে গেসে। [পূর্বে দেখ]।

৩=[নো]—বি. মুক্ত ॥ [পূর্বে দেখ]।

উদাম্ করা=[ফ]—ক্রি. সরাইয়া ফেলা ॥ গর্ থাইকা চা'উল্ উদাম্ কর্। [উদাম=বন্ধনহীন, খোলা]।

উদাম্ ছাড়া=[চট্ট]—বিণ. উদ্যমহীন. বা নিশ্চেষ্ট ॥ [<উদ্যম+ছাড়া (হীন)]।

উদাম্ হওয়া=[কুম]—ক্রি. ছুটিয়া যাওয়া ॥ [উদ্দাম+হওয়া]।

উদায়্=[রা]—বিণ. প্রভাতকালীন সূর্য ॥ ঘর্‌পোড়া গরু উদায়্ দেখে ডরায়্। [<উদয়; অর্থ প্র.]

উদারা=[সি]—বিণ. হাবা ॥ উদারা বেটা। [উদার+আ প্র.]।

২=[সি]— বি. বিনামূল্যে ॥ [উধার হিং]।

উদারা দেওয়া=[পা—ক্রি. বাঁধনমুক্ত করিয়া দেওয়া ॥ গাসের্ খেতে গরু উদারা দিসে। [<উদার+দেওয়া]

উদারি=[সি]—বি. বোকা স্ত্রীলোক ॥ [উদার (=সরল প্রকৃতি অর্থে)+ই প্র. (স্ত্রীলিঙ্গে)]।

২=[কুম, সি]—বিণ. জানিয়াও না জানার ভান করে যে ॥ তুই বর উদারি, এত বর ঘটনাডা বুঝি বাস্ না? [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৩=[কুম]—বিণ. নির্লজ্জ ॥

৪=[কুম]—বি. আবদার, তামাশা ॥ এত উদারি বালা না। [<আবদার+ই]।

উদারিমালা=[সি]—বি. জানিয়াও না জানার ভান ॥ ই বিশয়্ উদারিমালা করস্ ক্যান্? [দেখ উদারি$_1$+মালা <পালা প্র.]

উদার্=[চট্ট]—বিণ. বুদ্ধিহীন, অবুঝ ॥ হিতে কি উদার্ যে, এ কথা ন বুঝে। [=উদার (সরল প্রকৃতি অর্থে)]।

উদার্ মালা=[সি]—বি. না জানার ভাব বা ভান ॥ [দেখ উদারিমালা]।

উদাল্—[চট্ট, সি]—বি. বড় পাতা বিশিষ্ট বুনো গাছ ॥ উদালর্ দড়ি দি গরু বাঁধ্ (চট্ট)।

উদি=[সি]—বি. কামাই ॥ কম্ উদি নাই।

উদিনে=[ফ]—বি. আগামী বা গত পরশু ॥ সে উদিনে আসিসে। [<ঐ+দিনে]।

উদিন্ন্যা=[পা]—বি. পরশুদিন। [<ঐ দিন+ইয়া প্র.]

উদিনো=[কু]—বি. পরশু (গত অথবা আগামী) ॥ উদিনো টাকা চা'ইতে গিয়ে টাকা পাইনি। [<ঐ+দিন]।

উদিন্=[দি]—বি. ঘুম হইতে জাগরণ বা চেতন ॥ আজ্ রাতে মুই এক্‌বার্ও উদিন্ পাওনি।

২=[দি]—বি. ঐদিন ॥ উদিন্ থাকি তোর্ পাত্তা নাই কেন্? [<ঐ+দিন

৩=[চট্ট]—বি. বর্ষাকাল ছাড়া অন্য সময়, শুকনা সময় ॥ উদিনে ঘর্ তোল্‌তি দিসি। [<সুদিন]।

উদিন্‌কো=[রং ম]—বি. পরশুদিন ॥ হামরা উদিন্‌কো মামা বাড়ি যামো। [দেখ উদিন$_2$+কা স্বার্থে; তুং আজিকা কালিকা]।

উদিপুদি=[পা]—বি. বুদ্ধি শুদ্ধি, হুশ, আক্কেল, জ্ঞান ॥ এত বড় সাওয়ার্ উদি পুদি নাই।

উদিমা=[ম]—বিণ. ভবঘুরে ॥ উদিমার্ মত আর্ কয়্‌দিন চ'ল্‌বো? [<উদ্দাম]।

উদিলা=[কুম, চট্ট]—বিণ. খালি, খোলা ॥ উদিলা নায়্ বাইও না। [<উদ্দাম+লা (স্বার্থে)]।

২=[নো]—বিণ. আবরণহীন ॥ উদিলা গায়ে থাহা উচি'ত্ না। [পূর্বে দেখ]।

৩=[ম]—বিণ. বন্ধনমুক্ত ॥ [পূর্বে দেখ]।

৪=[বা]—বিণ. ছাড়া ॥ [পূর্বে দেখ]।

উদিল্ সিদিল্=[নো]—বি. বুদ্ধি, জ্ঞান, বিবেক ॥ লোক্‌টার্ একেবারেই উদিল্ সিদিল্ নাই।

উদিশ্=[ঢা]—বি.টের, তালাশ, খোঁজ ॥ টেহা পৈশা কৈত্‌তে আইয়ে উদিশ্

তো পাস্ না। [<উদ্দেশ]।

উদিশ্‌ট=[চট্ট]—বি. উদ্দেশ্য, লক্ষ্য ॥ অঅনের্ লাই দর্‌কারি কথার্ উদিশ্‌ট করি এডে আইসি। [<উদ্দেশ্য]।

উদু=[ঢা]—অব্য. এই যে ॥ উদু তোমার্ গামছাডা।

২=[পা]—বিণ. বোকা ॥ [<উজু প্রাঃ<ঋজু সং]।

উদুইয়া=[কুম, ঢা]—বি. উচেছ তরকারী ॥ উদুইয়া খাইতে তিতা লাগে।

উদুম্=[খু]—বিণ. ফাঁকা, শূন্য ॥ উদুম্ বিটায় হাগার্ যুত্। [<উদ্দাম]।

২=[খু]—বিণ. উলঙ্গ ॥ সেলেটা উদুম্ কেন্? [পূর্বে দেখ]।

৩=[নো]—বি. দাম, পুকুরের আগাছা ॥ পুকুরের উদুম্ শাপ্ কর্। [উ (=অতিরিক্ত)+দাম=(জলজ তৃণ)]।

উদুম্ বুদুম্=[সি]—বিণ. অবিন্যস্ত, ক্ষ্যাপা ॥ [দেখ উত্তুম্]।

উদুমভুত্=[খু]—বিণ. মূর্খ ॥ শে এক্‌টা উদুম্‌ভুত্। [দেখ অদম্‌বুত]।

উদুরা=[ম]—বিণ. নিষ্কর্মা ॥ উদুরারে কেডা বাত্ দিব? [উদার+আ স্বার্থে]।

উদুর্=[ম]—বি. ইঁদুর ॥ [উন্দুর সং]।

উদুর্ গুদুর্=[সি]—বি. মনে মনে আলোড়ন ॥

উদেম্যা=[ফ]—বিণ. আলগা ॥ উদেম্যা শারের্ মত ঘুরে বেড়ায়্। [দেখ উদিমা]।

উদের্ সাও=[ম]—বি. যে গোপনে পরের অনিষ্ট করে ॥ [উদের+ছাও প্রাঃ<শাবক সং; উদের=উদ্ বিড়ালের]।

উদ্যা=[চট্ট]—বিণ. ঢাকনিবিহীন, খালি ॥ বাতের্ পাল্যাডা উদ্যা ন রাখিশ্। [<উদ্দাম]।

উদ্যা কোয়ালি=[চট্ট]—বিণ. প্রশস্ত কপালবিশিষ্ট ॥ উদ্যা কোয়ালি মাইয়া পোয়া অভাগ্যাতা অয়্। [<উচ্চ+কপাল+ই প্র.]।

উদ্যাম্=[রা]—বিণ. উন্মুক্ত, খোলা ॥ [<উদ্দাম]।

উদ্যার্=[ফ]—বি. হাওলাত ॥ উদ্যার্ কয়্ দিন্ চ'লে? [<উধার্ হিং]।

উদ্যোম্যা=[ফ]—বিণ. নিষ্কর্মা ॥ উদ্যোম্যারে বাত্ দিও না। [<উদ্দাম]।

উদোম্=[য]—বিণ. দিগম্বর, উলঙ্গ ॥ [<উদাম]।

উদোম্‌কাল্=[খু, য]—বি. গরু বাছুর ছাড়িয়া রাখার সময় ॥ উদোম্‌কালে শবাই গরু বাসুর্ সেড়ে দেয়্। [উদাম+কাল]।

উদোর্=[খু]—বি. ধার, কর্জ ॥ [দেখ উদ্যার্]।

উদ্‌কানা=[কু]—বিণ. বেখেয়াল ॥ উদ্‌কানার্ মতো চ'ল্‌লে হোঁচ'ট্ খাবে। [উদ্<উর্ধ্ব সং+কানা<কাণ সং]।

উদ্‌গন্‌ত=[নো]—বি. আলোড়ন ॥ এত উদ্‌গন্‌ত করন্ বালা না।

উদ্‌গাড়্=[রা]—বিণ. বেহুশ, বোকা ॥ উদ্‌গাড়ের্ মত দাঁড়িয়ে আছ কেন্? [উদ্<উর্ধ্ব সং+গাড়<গাঁড়]।

উদ্‌গৈর্ মুদ্‌গৈর্=[রং]—বি. অপযশ ॥ 'উদ্‌গৈর্ মুদ্‌গৈর্ ধোয়া যায়্, তবে লোকে মান্ পায়্'।

উদ্‌গোলৈ=[য]—বিণ. তালকানা, উর্ধ্ব দিকে চাহিয়া পথ চলে যে ॥ উদ্‌গোলৈর্ মতো হাঁট্‌লে আসাড়্ খাবে। [<উদ্<উর্দ্ধ+গলা+উই প্র.]।

উদ্‌ড়ি=[রং]—বি. ভুতুম ॥ [দেখ উদারি]।

উদ্‌দা=[কুম]—বি. দয়ামায়ার উৎস, উপায় ॥ দুনিয়াত্ এই এতিমের্ আর্ বাচ্'বার্ উদ্‌দা দেহি না। [<হদ্দ ابلک আঃ]।

উদ্‌দানো=[কুম, ঢা]—ক্রি. নিক্ষেপ করা ॥ আমডা উদ্‌দা দে। [উদ্‌দা<উর্ধ্ব সং+আন প্র.; নামধাতু]।

উদ্‌দারিয়া=[বা]—ক্রি. বিণ. গায়ে পড়িয়া ॥ তুমি উদ্‌দারিয়া কতা বল্‌তে আইস ক্যান্? [দেখ উদ্‌দার্+ইয়া প্র.]।

উদ্‌দার্=[বা. ক]—বি. কর্জ ধার ॥ আমি তোমারে ট্যাহা উদ্‌দার্ দিতাকম্ না। [দেখ উদ্যার্]।

উদ্‌দি=[কুম]—ক্রি. বিণ. উপর দিয়া ॥ মাতার্ উদ্‌দি উরাধাহায়্ যায়্। [<উপর+দি<দিয়া]।

উদ্‌দির্=[চট্ট]—বিণ. উপরের দিকের, উপরের ॥ উদ্‌দির্ কেঅর্‌খান্ আগত্ লও। [<উপর+দির=দিকের]।

উদ্‌দিশ্=[রা]—বি. অভ্যাস ॥ আমার্ ধুম্‌পানের্ উদ্‌দিশ্ নাই। [<উদ্দেশ; অর্থের বিকৃতি]।

উদ্‌দু=[য]—ক্রি. বিণ. বড় জোর ॥ আমি উদ্‌দু পাঁচ্ সটাক্ চ'লের্ বাত্ খেতে পারি। [<উর্দ্ধে]।

২=[য]=বি. শুষ্ক কাশির দরুণ শ্বাসপ্রশ্বাসের ব্যাঘাত ঘটায় চক্ষুর লোহিতবর্ণ ॥ [উর্ধ্বগ]।

উদ্‌দুমুয়া=[রং]—বিণ. উপর দিকে চাহিয়া পথ চলে এমন ॥ তুই কেনে জে উদ্‌দুমুয়া হাটিশ্ তা কাঁয় জানে? [<উর্দ্ধ+মুখ আ প্র.]।

উদ্‌ধোর্=[খু]—বি. ধার ॥ পরের্ কাসে উদ্‌ধোর্ করে আর্ কয়্‌দিন্ চ'লা যায়্? [দেখ উদ্যার্]।

উদ্‌না=[সি]—বিণ. বোকা ॥

২=[বা]—বি. সেইদিন, সম্প্রতি ॥ [<ঐ+দিন]।

উদ্‌বগি=[পা]—বিণ. হাবা, না বুঝিয়া শুনিয়া একদিকে হা করিয়া চাহিয়া থাকে এমন ॥ [উয্‌বক্ ابلک তু.+ই প্র.]।

উদ্‌বাই=[ব]—বি. হিড়িক, বাতিক, অস্থিরতা, পাগলামি ॥ সুরির্ উদ্‌বাই উঠ্‌সে। [<উদ্<উর্দ্ধ+বাই<বায়ু]।

উদ্‌বাগ্=[বা]—বি. ব্যস্ততা, জ্বালা, অস্থিরতা ॥ বারির্ লাইগ্যা এত উদ্‌বাগ্ কেন্? [<উদ্বেগ]।

উদ্‌বারা=[খু]—বিণ. কুশ্রী ॥ উদ্‌বারা মেয়ে।

উদ্‌বারাং=[খু]—বি. উৎপাত (গালি অর্থে) ॥ কোথাকার্ উদ্‌বারাং এসে

ঘুটেগে।

উদ্ভন্ তি=[রা]—বি. আজে বাজে॥ অতশব্ উদ্ভন্তি কথা। [<উদ্ভ্রান্তি =উদ্‌ভ্রান্ত]।

উদ্মাদা=[খু]— বি. পাগল॥ লোক্‌টা একেবারেই উদ্‌মাদা। [<উন্মাদ]।

উদ্ রা=[বা]—বি. হাঁস মুরগী রাখার জন্য মাটির তৈরী ছোট ঘর॥

উদ্ রাই=[ম]—বি. একান্ত ইচ্ছা॥

উদ্ রা খাওয়া=[পা]— বি. বন্ধনমুক্ত অবস্থায় পশুর ইচ্ছামত চরিয়া খাওয়া॥ [দেখ উদিলা+খাওয়া]।

উদ্ রানো=[য]—ক্রি. না জানার ভান করা॥ উদ্‌রাইস্ না, কৈয়া ফালা। [উদার, (নাম ধাতু)+আনো প্র.]।

২=[য, ম]— ক্রি. কথার পুনরাবৃত্তি করা, পুনঃ পুনঃ জিজ্ঞাসা করা॥ বুঘ গা নিয়া, উদ্‌রাও ক্যা? [<উধ্রানো <উদ্ধার (নাম ধাতু)+আনো প্র.]।

৩=[খু]—ক্রি. এলাইয়া যাওয়া॥ দড়িটা উদ্‌রে গেসে। [পূর্বে দেখ; উধের হিং]॥

উদ্ রা মানা=[সি]—বি. টালবাহানা॥ হকল্ কতায়্ উদ্‌রামানা কর কেন্?

উদ্ রে=[ব]—ক্রি. বিণ. কাটিয়া॥ যামাটির্ শেলাই উদ্‌রে গেসে। [<উদ্‌রাইয়া; উদ্‌রানো; তুং উধের হিং<উদ্ধার সং]।

উদ্ লা=[সি, চা]—বিণ. খালি॥ উদ্‌লা পায়্ শুইয়ো না। [দেখ উদিলা]।

২=[সি]—বি. গাছ বিশেষ॥

৩=[সি]—বিণ. পুরু॥ উদ্‌লা রুটি। [দেখ উদল্]।

উধয়ের্ গরু=[দি]— বি. ছাড়িয়া দেওয়া গরু॥ ছোড়াগুলা হৈছে উধয়ের্ গরু।

উধিন্ কে=[পা, রা, কু]—বি. গত পরশু॥ উধিন্‌কে বাড়ি এসেছি (রা)। [ঐ+দিন+কা (স্বার্থে)]।

উধোর্=[খু]—বি. ধার॥ তিন্ দিন নেই লবন্ উধোর্ দাও। [দেখ উদ্যার্]।

উধ্ রি=[রা]—বি. ভুঁড়ি॥ [দেখ উদ্‌রি]।

উধ্ রানো=[রা]—ক্রি. চামড়ার সহিত কিছু মাংস ছিঁড়িয়া যাওয়া॥ গাড়ির্ ধাক্‌কা লাইগে পিঠ্‌টা উধ্‌রে গেছে। [দেখ উদ্‌রে; উধ্+আনো প্র. (নাম ধাতু)]।

উন=[চট্ট]—সর্ব. তাহারা॥ উনর্ দিয়ে কন্ কাম ন ঐব। [<উনি]।

উনা=[কুম]—বি. প্রদীপ রাখিবার গাছা॥ উনাটা কৈ যাত্তি খুঁবু।

২=[রা]—বি. ঢেঁকির গর্ত, উদুখল॥ ঢেঁকির্ উনা নৈড়্যা গেছে।

৩=[চট্ট]—ক্রি. শোনা॥ [<শুনা= শোনা]।

৪=[সি] — বিণ. সিদ্ধ॥ উনা দান্। [<উন্‌হ প্রাং<উষ্ণ সং]।

উনাই=[চট্ট]—ক্রি. বিণ. উপচাইয়া॥ রারি বেড়ির্ বিয়ার্ শর্ উনাই পরের্। [<উন্নঅ প্রাং<উন্নত সং+ই অস. ক্রি. বিভক্তি]।

২=[রা]—ক্রি. বিণ. উষ্ণ হইয়া॥ পানি উনাই গেইছে। [<উন্‌হ প্রাং <উষ্ণ সং]।

উনাইচ'া=[কুম]—বি. উনিশ, ১৯॥ [<উনিশ<উনইশ<উনবিংশ]।

উনাইন্যা=[কুম]— বিণ. গলিয়া যায় এমন॥ নাইর্‌কলের্ তেল্ উনাইন্যা যিনিশ্। [=উনানো; উনা<উন্‌হ প্রাং<উষ্ণ সং+আন প্র. (নামধাতু)]।

উনাইশা=[রং]—বি. উনিশ॥ আজ্ হৈল্ তার্ উনাইশা। [উনিশ+ ইয়া]।

উনাউনা=[কুম]—বিণ. নরম॥

উনা উপাশ্=[সি, খু]—বি. অল্পাহার॥ উনাউপাশ্ করে কয়্ দিন্ থাকা যায়? [উনা (উন=ন্যূন)+উপাস< উপবাস]।

উনাকাটা=[চা]—বি. কম, অল্প॥ উনাকাটা খাইয়া শৈল্‌ডা নামুটো ঐয়া গেল্। [উনা<উন (=ন্যূন)+কাটা]।

উনাক্=[রং]—সর্ব. উনাকে॥ উনাক ক বেদে? [<উনাকে<উনি+ ক=কে]।

উনা চ'াউল্=[সি]—বি. সিদ্ধ চাউল॥ উনা চ'াউলের্ পিঠা খুব্ শাদ্। [দেখ উনা$_{৪}$+চাউল]।

উনা দেওয়া=[সি]—ক্রি. সিদ্ধ করা॥ [দেখ উনা$_{৪}$]।

২=[ম]—ক্রি. ঝাড়িয়া বা বাতাসে উড়াইয়া ধানের খড়কুটা দূর করিয়া দেওয়া॥ মলন্ দেওনের্ বাদে দান্ উনা দেওন্ লাগে।

উনানাইয়া=[চা]— বিণ. অভাগা, দুর্ভাগা॥ আমার্ উনানাইয়া কপালে পোলার্ বৌ দেখ্‌মু?

উনানো=[ম]—ক্রি. ক্ষতি হওয়া॥ [উন (নামধাতু)+আনো প্র.]।

উনান্=[চট্ট]—বি. ঢেঁকির গর্ত, উদুখল॥ উনানের্ পাশে বশি মাইয়্যা উগ্গা ধান্ চ'ালিত্তি আসে। [দেখ উনা; অর্থ প্র.]।

উনাপেনা করা=[কুম]— ক্রি. প্যান প্যান করা, ছিঁ ছিঁ করা॥

উনারাইয়া=[সি]—বিণ. অভাগা॥ উনারাইয়া যেবায়্ চা'য়্, উক্‌তা বাতাশে তারে পায়। [দেখ উনানাইয়া]।

উনাহু ক্ না=[সি]—বিণ. নীরস॥ মানুশ্‌টা উনাহুক্‌না খতা খয়্। [দেখ উনা$_{৪}$+শুকনা]।

উনি=[খু]—বি. মাছ ধরার বাঁশের যন্ত্র বিশেষ॥ উনি দিয়া শিং মাস্ ধরা যায়্।

২=[চট্ট]—বি. ঐ স্থানেই (নিশ্চিতার্থে)॥ উনি আঁর্ নানির্ কবর্। [=ওনে<ওখানে+ই]।

৩=[চট্ট]—বি. চিরুনি॥

উনিপোক্=[সি]— বি. অতি ক্ষুদ্র পোকা বিশেষ॥ [উনি+পোকা]।

উনিয়া=[ম]—বি. বাঁশের তৈরী মাছ ধরার যন্ত্র।

২=[কুম]—বি. গরুর গায়ের উকুন বিশেষ॥ গাইডার্ গায়্ উনিয়া বরা। [<উকুনিয়া]।

উনির্ তায়্=[রং]— বি. ঐ লোক॥

উনির্ ভায়্ কথাটা জানে।

উনু=[পা]— বি. খালি, অপূর্ণ ॥ গরিবের পেট্ উনুই থাকে বেশি। [<ঊন সং]।

উনুমন্‌দ=[বা]—বি. সূচনা, প্রারম্ভ, প্রাথমিক সংকেত ॥ কাযের উনুমন্‌দেই গন্‌ডগোল লাগ্‌ল? [<অনুবন্ধ]।

উনুশ্‌=[চট্ট]—বি., বিণ. উনিশ, ১৯॥ উনুশ্ টেয়া। [<উনিশ]।

উনের্‌ উন্‌ চু'নের্‌ চু'ন্‌=[ম]—বি. ক্ষুদ্রাতিক্ষুদ্রাংশ, কড়া গণ্ডা ॥ বাগা-বাগির্ শময় উনের্ উন্ চু'নের্ চু'ন্ বাগ্ করি আন্‌বার্।

উনো=[কু]—বিণ. অল্প ॥ উনো কায্ দুনো কর্‌লি? [<ঊন সং]।

উনোন্‌ মুখি=[খু]—বিণ. পোড়ামুখী ॥ [<উনান+মুখী]।

উন্‌=[সি, ম]— বি. উল, পশম ॥ উনের্ সুইডার্। [<ঊর্ণা সং]।

২=[নো, কু]—বি. উকুন ॥ মাইয়ার্ মাতাত্ উন্ বরা। [<উকুন]।

৩=[চট্ট]—সর্ব. সেইগুলি, এইগুলি ॥ উন্‌দি কন্ কাম্ ন ঐব। [<ঐখান]।

৪=[ঢা]—বি. অণ্ডকোষ ॥ 'চ্যা'ন্ চু'ন্ গাপুর্ গুপুর্ বাপে পুতে গাই, দুয়াইর্‌তে বৌ দ্যাহে 'উন্'—ছড়া।'

উন্‌ কুটি=[রং]— বিণ. অসংখ্য ॥ [<ঊনকোটি]।

উন্‌ কুট্‌=[রা]—বিণ. সব রকম ॥ বহুটা উন্‌কুট্ কাম্ জানে। [দেখ উন্‌কুটি]।

উন্‌কুট্‌ টি=[রা]—বিণ. সব কিছু ॥ [দেখ উনকুটি]।

উন্‌চ'া=[ঢা, কুম, চট্ট]— বিণ. উন-চল্লিশ, ৩৯ ॥ উনচ'ার্ পর্ চ'াইলা (৪০) অয্। [<উনচল্লিশ]।

উন্‌চে'া=[খু]—বি. সিদ্ধ ধান ভাজা ॥ ওরা উনচে'া ভায়্‌তেসে। [উষ্ণ+ভাজা]।

উন্‌ছা=[রা]—বি. আধ পাকা ধানের চাউল ॥

উন্‌ডা=[কুম, চট্ট, নো]— বি. হোঁচট, লাথি ॥ হোলাগায্ বিলাইর্ সাওডারে উন্‌ডা মারি হালাই দিসে।

উন্‌ ডি=[কুম]—বি. হোঁচট ॥

উন্‌ডু=[পা]—বি. গোলমালের সূত্র-পাত ॥ তুই আইশাই উন্‌ডু লাগালি।

উন্‌ তলশ্‌=[সি]—বি. জ্বালা, গরম ॥ খালি উন্‌তলশ্ উন্‌তলশ্ করের্।

উন্‌ তা=[ঢা, ম]—বি. গরম ॥ আইয্ বর উন্‌তা লাগসে। [<উষ্ণত্ব]।

২=[রং]—বিণ. অপরিপূর্ণ ॥ [পূর্বে দেখ]।

উন্‌ তালা=[নো]—বি. তাপাধিক্য ॥ সেদন্ উন্‌তালা বিবিশ্‌টি আইব। [দেখ উন্‌তা+লা (স্বার্থে)]।

উন্‌ তাল্‌=[কুম]— বি. গরম ॥ লেপের্ তলে বেশ্ উন্‌তাল্ লাগে। [দেখ উন্‌তা+ল]।

উন্‌ তি=[ফ]—বিণ. বাড়তি ॥ উন্‌তি পৈশাটা খয়রাত্ দ্যাও।

উন্‌ দন্‌=[ম]—বি. উপুড় ॥ [অউঁধা হিং<উন্‌ধা<অবমূর্ধা+আন প্র.]।

উন্‌ দর্‌=[খু]—বি. ইঁদুর ॥ [<উন্দুর]।

উন্‌ দা=[য]—বি. বনবিড়াল ॥

২=[সি]— বিণ. নিরীহ ॥ উন্‌দা পোলা [<অউঁধা হিং=উপুড়]।

৩=[সি]—বিণ. নীচু, অবনত ॥ শরমে লোক্‌টার্ মাথা উন্‌দা ঐগেসিনি। [পূর্বে দেখ]।

৪=[দি, রা]—বিণ. খোলা, নগ্ন ॥ খাবার্ জিনিশ্ উন্‌দা থুত্তি নাই। [উদ্দাম]।

উন্‌ দাই=[সি]—বি. ধাত্রী, আয়া ॥ [<ঊন (অতিরিক্ত শব্দ)+দাই<ধাই প্রাং<ধাত্রী সং]।

উন্‌ দাও=[রং, পা, ঢা]—বিণ. উলংগ, খোলা, অনাবৃত ॥ ভাত্‌গুলো উন্‌দাও থু'চে ক্যানে? [দেখ উন্‌দা৪]।

উন্‌ দাগান্‌ দা=[সি]— বিণ. অশি-ক্ষিত, অসামাজিক ॥ লোক্‌টা বর উন্‌দাগান্‌দা। [অনু.]।

উন্‌ দা ধুন্‌ দা=[খু]—ক্রি. বিণ. অবি-রাম ॥ [=অন্ধা+ধুন্ধা <অন্ধ+ধন্ধ; তুং অন্ধাধুন্ধ হিং]।

উন্‌ দাবুন্‌ দা=[সি]—বিণ. বোকা ॥

উন্‌ দায়া=[খু]— ক্রি. বিণ. ওরকম ॥ উন্‌দায়া কর কেন্?

উন্‌ দালি=[সি]— বিণ. সব সময় বাড়ীর ভিতর থাকে এমন ॥ তুমি উনদালি। [<আন্দর اندر ফা.+ই]।

উনদালের্‌ পিডা=[সি]—বি. পাতিল বসাইবার সুবিধার্থে চুলার উঁচু ঢিলা ॥ [=উনদাল<উদ্ধান প্রাং<উদ্ধ্যান সং+পিডা<পিণ্ড; দেখ উন্‌দাল্]।

উন্‌ দাল্‌=[সি]—বি. উনুন, চুল্লি ॥ [দেখ উন্‌দালের্ পিডা]।

উন্‌ দি=[চট্ট]—ক্রি. বিণ. ঐ দিক দিয়া ॥ উন্‌দি কেডা যায়ের্? [উন<ওখান—ঐখান+দি<দিয়া]।

২=[রং]—বিণ. ওস্তাদ ॥ টিক্ খাওয়ার্ উন্‌দি। [<উস্তাদ+ই (স্বার্থে)]।

৩=[রং]—বি. স্ত্রী বিড়াল ॥ উন্‌দা উন্‌দি দুইটায় আছে।

উন্‌ দি কুন্‌ দি=[দি]—বি. বুদ্ধিশুদ্ধি, ফন্দিফিকির ॥ তার্ উন্‌দি কুন্‌দি কিছুই নাই। [অনু.]।

উন্‌ তিরিশা=[ঢা]—বি., বিণ. উনত্রিশ ২৯ ॥ [<উনত্রিশ]।

উন্‌ দুর্‌=[চট্ট, পা]— বি. ইঁদুর ॥ [দেখ উন্‌দর্]।

উন্‌দুর্‌কানি=[বা]—বি. ঘাস বিশেষ ॥

উন্‌ না=[কুম, নো]— বি. চালের পানি পড়ার স্থান ॥ উন্‌নার্ তলে বৈস না।

২=[বা]— বিণ. পরিমিত, অল্প ॥ 'উন্‌না বাতে দুন্‌না বল্'। [<ঊন সং]।

৩=[খু]—বিণ. সেদিনের ॥ উন্‌নাগার্ সেলে সে বলে একথা। [ঐদিন]।

উন্‌ না কাল্‌=[ঢা]— বি. শুকনা সময় ॥ উন্‌নাকালে আইট্যাঐ যাওন্ যায়্। [উন্‌না<উষ্ণ+কাল বা শুকনা কাল]।

উন্‌ না মাস্‌=[য]—বি. কার্তিক মাস হইতে চৈত্রমাস পর্যন্ত সময় ॥

[<শুকনা বাস]

উন্‌নার্‌ তল্‌=[চট্ট]—বি. ঘরের দাওয়া, উঠান ।। উন্‌নার্‌ তলে ধান্‌ খাঁড়ে। [দেখ উন্‌না + র (সম্বন্ধে) +তল=তলা বা নীচ]।

উন্‌নার্‌ দিন্‌ = [কুম, ঢা]—বি. শীতকাল ।। উন্‌নার দিন্‌ বাইশ্যাকাল্‌ তন্‌ বালা। [উন্‌না<উণ্‌হ প্রাং<উষ্ণ সং+র (সম্বন্ধে)+দিন]।

উন্‌নালে=[নো]—বি. ঘরের চালের নিকট ।। উন্‌নালে হানি হালাইস্‌ না।

উন্‌নি=[ফ]—বি. চিকন চাদর ।। [<উড়নি]।

উন্‌নি আশ্‌=[চট্ট]—বিণ. শ্বাসরোধজনক ।। [দেখ উন্‌নি, দেখ উন্‌না$_2$+আস<শ্বাস কিংবা আস্ত]।

উন্‌নুশ্‌=[চট্ট]—বি., বিণ. উনিশ, ১৯ ।। উন্‌নুশ্‌ চৈ'রা ।। [দেখ উনুশ্‌]।

উন্‌পান্‌ বাইশ্‌=[চট্ট]—বি., বিণ. উনপঞ্চাশ, ৪৯ ।। উন্‌নুপশ উন্‌পান্‌বাইশ্‌ শনত্‌ থাঁই ফাঁদ্‌ কৈর্‌গে। [<উনপঞ্চাশ]

উন্‌মত্ত পাগল্‌=[পা]—বি. বদ্ধপাগল ।। [<উন্মত্ত+পাগল]।

উন্‌মত্তির্‌ বাব্‌=[ঢা]—অস্থিরভাব, ব্যাকুলতা ।। উন্‌মত্তির্‌ বাব্‌ দেইখ্যা হে পরিক্ষার্‌ কেল্‌ কর্‌সে। [<উন্মত্তের ভাব]।

উন্‌মাশ্‌=[ম]—বি. অসময় ।। [উন (=হীন)+মাস=অসময়; কিংবা উন<অন]।

উন্‌লি=[পা]—অব্য. ঐত্তো ।। উন্‌লি গেদি শুমাইতাচে'।

উন্‌শর্‌=[চট্ট]—বি. জাহাজের উপরের দিকে বাতাস বাহির হইবার পথ ।।

উন্‌শা=[ম]—বিণ. স্যাঁতস্যাঁতে ।। উন্‌শা গন্‌দো আইতাসে।

উন্‌শাইট্‌ বায়ু=[কুম]—বি. মাথাগরম ।। তার্‌ উন্‌শাইট্‌ বায়ু ঐসে। [<উনষাট বায়ু]।

উন্‌শুলো=[খু]—বিণ. সামান্য ।। উন্‌শুলো পানি দাও।

উন্‌সা করা=[ম]—ক্রি. বৃষ্টির দিনে ধান ভাজিয়া শুকানো ।। কয়্‌ দিন্‌ দৈরা গাদ্‌লা নাম্‌সে, দান্‌ উন্‌সা কৈরা খাও। [উষ্ণ করা]।

উন্‌ হিন্‌ বাবা=[ঢা]—ক্রি. তুচ্ছ তাচ্ছিল্য করা ।। [<উন হীন+ভাবা]।

উন্‌হুনে=[খু]—বিণ. আঁচে শুকানো ।। [উষ্ণ+আন প্র.+ইয়া (নামধাতু)]।

উন্‌হা=[রা]—অস. ক্রি. গলিয়া ।। চর্‌বি সামান্য তাপে উন্‌হা যায়্‌। [উণ্‌হ প্রাং উষ্ণ সং+আ প্র.]।

উন্‌হানো=[রা]—ক্রি. গলানো ।। নারি কেল্‌ তৈল্‌ উন্‌হাও, জমে রয়েছে। [<উণ্‌হ প্রাং<উষ্ণ সং+আনো প্র. (নামধাতু)]।

উপচ'ন্‌ড=[সি]—বিণ. দুষ্ট ।। উপচ'ন্‌ড পুয়া ।। [<উপ+চণ্ড]।

উপত্‌ ভারত্‌=[রং]—বিণ. উলটাপালটা। [অনু.]।

উপদ্দরো=[রং]—বি. উৎপাত ।। উমার্‌ বড় উপদ্দরো হ'চে। [<উপদ্রব]।

উপর্‌ আলা=[সি]—বি. আল্লাহ, উপরস্থ ব্যক্তি [<উপর+ওয়ালা প্র. কিংবা উপর+আল্লাহ الله আং']।

উপর্‌ কাপর্‌=[খু]—বি. অস্বস্তিবোধ ।। [উপর অনু:+কাঁপর]।

উপর্‌ চ'ট্‌কা=[পা]—বিণ. উপর উপর, ভাসাভাসা ।। হোটেলের্‌ তর্‌কারিতে উপর্‌ চ'ট্‌কা তেল্‌ বাশে। [<উপর+চটক+আ (স্বার্থে)]।

উপর্‌ টিপ্‌কা=[সি]—ক্রি. বিণ. বিনা আয়াসে, ভিত্তিহীন ।। হ্যায়্‌ উপর্‌ টিপ্‌কা বনি ঐত্তো চ'য়্‌। [<উপর +√টিপ্‌কা, উপর টপকাইয়া আসা]।

উপর্‌ টান্‌=[কুম]—বি. অপদেবতার দৃষ্টি ।। উপর্‌টানের্‌ কোন অশুদ্‌ নাই কেবল্‌ যারা ফু সারা।

উপর্‌ টান্‌ ওঠা=[পা]—ক্রি. মরণের পূর্বাবস্থা হওয়া, শেষ মুহূর্ত ঘনাইয়া আসা ।। বুড়া লোক্‌টার্‌ উপর্‌ টান্‌ উঠ্‌সে, আর্‌ আশা নাই।

উপর্‌ তালা ধরা=[পা] উপরদিকে ধরা (নষ্ট হওয়ার লক্ষণ) ।।

উপর্‌ দম্মা=[ম]—ক্রি.বিণ. অতিমাত্রায়, তাড়াহুড়া ।। [উপর+দম دم ফা.+ আ প্র.]।

উপর্‌ দারি=[ম]—বি. কাঁপর দালালি, অযাচিত পৃষ্ঠপোষকতা ।। [<উপর+দার دار ফা.+ই প্র.]।

উপর্‌ সাতি=[পা]—বি. পূর্ণ, অতিরিক্ত ভরা ।। এত উপর্‌সাতি করে দান্‌ বর্‌সো কেন্‌ ?

উপল্‌=[সি]—বি. ছোট চ্যাং মাছ ।।

উপশক্‌ক=[ব]—বি. ক্ষতিকারক বস্তু বা ব্যবহার ।। এমুন্‌ কি উপশক্‌ক ঐসে আমারে কথা বল্‌তে দিল্‌ না। [<উপসর্গ]।

উপা=[রা, পা]—বি. রূপা, চাঁদি ।। একেত বাক্‌ তাতেও উপা। [<রূপা<রৌপ্য]।

২=[দি]—বি. রোপণ ।। শাওন মাশ্‌ ধান্‌ উপার্‌ শময়। [রূপ=রোপা]।

৩=[সি]—বি. উপোস ।। আর্‌ সারাদিন্‌ উপা থাক্‌মু। [<উপাস<উপবাস]।

উপাইয়া=[ঢা]—বিণ. বুভুক্ষু, পেটুক ।। উপাইয়ার্‌ লাহান্‌ খাস্‌ ক্যা। [<উপাসিয়া ; উপাস<উপবাস+ইয়া প্র.]।

২=[নো]—বি. উপোস ।। আই আর্‌ উপাইয়া থাক্‌তাম্‌ ন পারি। [পূর্বে দেখ]।

উপাকা=[ঢা]—বিণ. বেশী পাকা ।। আম্‌ডা পাইক্‌কা উপাকা ঐয়া রৈসে। [<সু+পাকা<সুপক্ব]।

উপাক্‌=[বা]—বি. উলটা পাক ।। দরি উপাক্‌ দরি লাইসে। [অ+পাক]।

উপাটাক্‌= [সি]—বি. বাসন রাখার বাঁশের উপকরণ ।। [উপা<উপর+তাক]।

উপাড়্‌=[রা]—বি. পালা ।। এক্‌ উপাড়্‌ ঝগ্‌ড়ার্‌ পর্‌ এখন্‌ শান্ত আছে।

উপা দেওয়া = [সি] — ক্রি. টেকসই হওয়া ।। অনুকূল্‌ সনে বেশি দিন্‌

উপা দের্ না। [<রফা ᵁ⁄ু আং]।
উপার্=[য]—বি. বিশ্রাম॥ এখন্ উপার্ করি লও।
উপাশুক্=[রা]—বিণ. অনাহারী, অবিবেচক॥ এটা উপাশুক্ মানুশির্ কাম্ না। [<উপাস <উপবাস + উক্ প্র.]।
উপাশ্=[চা]—বি. উপবাস॥ দুইদিন্ দৈরা উপাশ্ রৈসি। [উপাস<উপবাস]।
উপাশ্ তিয়াশ্=[চা]—বি. উপবাস ও তৃষ্ণা॥ রাখি বেডিডা উপাশ্ তিয়াশে মর্ তাসে। [দেখ উপাশ্+তিয়াস; পিয়াস শব্দের সাদৃশ্যে তৃষা>তিসা হইতে]।
উপিত্=[য]—বি. জুলুম॥ [আফত্ آفت ফা. কিংবা আপদ্ সং]।
২=[ব]—বি. উপদ্রবকারী জীব॥ উপিতের্ বালায় খায় বাঁচিনে। [পূর্বে দেখ]।
উপুকাইরা কাক্রা=[চা]—বি. অপকারী বা অকেজো লোক॥ এহে, তুমি যে আমার্ বর উপকাইরা কাক্রা। [<উপকারী+কাঁকড়া (ব্যঙ্গার্থে)]।
উপুজুলি=[রা]—বি. অত্যাচার॥
উপুজ্ জুলি করা=[রা]—ক্রি. কোন কিছু পাওয়ার জন্য পীড়াপীড়ি করা॥
উপুত্ লাড্ড্রা=[কুম]—বি. একপ্রকার গাছ॥ উপুত্লাড্ড্রা দিয়া যারু অয়্।
উপুর্=[পা, য, কু]—বিণ. উপরের॥ [<উপর]।
উপুর্ যুপুর্=[কুম]—বি. ফাঁকি-ঝুঁকি॥ আইয্ কাইল্ উপুর্ যুপুর্ যে কর্ তে পার্ বে শেই বালা। [অনু.]।
২=[সি]—বিণ. অল্প সল্প॥ উপুর্-যুপুর্ চাউল্ আসে।
৩=[সি]—ক্রি. বিণ. কানায় কানায়॥
উপুর্ টুংগা=[চা]—বিণ. অস্থির, ব্যাকুল॥ এক্ কেলেই উপুর্ টুংগা।
২=[চা]—ক্রি. বিণ. পায়ের উপর ভর করিয়া॥ উপুর্ টুংগা বৈয়া রৈসি, এক্টা ফিরি দে। [<উপর+ঠ্যাঙ; তুং টাঙ্ হিং+আ প্র.]।

উপ্যার্=[রা]—বি. অবসর॥ উপ্যার্ সার্যা আবার্ কামেত্ লাগো।
উপৈত্=[সি, য]—বি. উপুড়॥ শিশি উপৈত্ কৈরো না॥ [<ওবুথ<অব-মস্ত সং; দেখ উত্₂]।
উপোই=[খু, বা]—বি. খড় নাড়িবার বংশদণ্ড॥
উপোতৈয়া=[ক]—ক্রি. বিণ. নিজে সাধিয়া বা ইচ্ছা করিয়া॥ কৈয়া না দিলে কি উপোতৈয়া কাম্ করে?
উপোত্=[কুম]—বি. উল্টা, অধো-মুখী॥ পাইলাডা উপোত্ কর্ ল কেডায়? [<ওবুধ <ওবুদ্ধ<অবমূর্ধা কিংবা <ওবুথ <ওমথ প্রাং <অব-মস্ত সং]।
উপ্=[চা]—বি. সাহস॥ এক্বার্ ফেল্ কর্ লে পর্ তে আর্ উপ্ লাগে না। [হুব্ حب আং=ভাল-বাসা, আসক্তি; দেখ উব্]।
২=[রং, রা]—বি. রূপ॥ তোর্ উপ্ দেখি আর্ বাঁচিনে। [<রূপ]।
উপ্ উপা=[খু]—বিণ. ঘন বিন্যস্ত নহে এমন॥ [অনু.]।
উপ্ চান্=[রং]—বি. অত্যন্ত রূপসী॥ ভারি মোর্ উপচান্টা। [<রূপ-চাঁদ]।
উপ্ জাইত্তা=[রং]—বিণ. ভিন্ন-জাতীয়॥ ছাড়েক্ উপ্ জাইত্তাটার্ কথা। [<উপ (=অন্য)+জাত+ইয়া প্র.]।
উপ্ জানো=[রং]—ক্রি. জন্ম হওয়া, পয়দা হওয়া॥ আইজ্ কাইল্ কার্ ছাওয়ারা উপ্ জিতে উপ্ জিতে কথা কয়্। [<উপজা < উপ্পজ্জ প্রাং উৎপদ সং+আনো প্র.]।
উপ্ যে=[খু]—ক্রি. বিণ. অযাচিত-ভাবে॥ উপ্ যে কথা বলা ভাল না।
উপ্ টক্ কা কথা বলা=[রা]—ক্রি. অযাচিত কথা বলা॥ তোমার্ উপ্ টক্ কা কথা বলায়্ দর্ কার্ কি? [দেখ উপর্ টক্কা+কথা বলা]।
উপ্ ড়া কাপ্ ড়া=[ব]—বি. নারীদের রোগ বিশেষ॥ উপ্ ড়াকাপ্ ড়ার তাবিয্ লাগাও, শব্ শার্ বে। [<উপর+আ (=উপর টান)+কাঁপড়+আ]।
উপ্ তন্=[রং]—বি. জন্ম, পয়দা॥ ওর্ ছাওয়াটা কদ্দিন্ উপ্ তন্ হৈছে? [<উৎপন্ন; বর্ণ বিপর্যয়]।
উপ্ তা=[সি]—বিণ. উল্টা॥ পোলাডা খালি উপ্ তা খতা খয়্। [দেখ উপোত্]।
উপ্ তামি=[সি]—বি. বিপরীত চলন॥ উপতামি সায়, নৈলে বিপদ্ ঐবো। [দেখ উপ্ তা+আমি প্র.]।
উপ্ তিনে মরা=[রং]—বিণ. মৃত প্রসূত॥ ছাইলাটা উপ্ তিনে মরা।
উপ্ রা=[দি]—বিণ. অতিরিক্ত, বেশী॥ উপ্ রা কত পাও, বেতন্ ছাড়া? [<উপর+আ প্র.]।
উপ্ রা উপ্ রি=[কুম, চা, বা, খু, সি]—ক্রি. বিণ. বারংবার, একটির পর আরেকটি, একাধিকবার॥ আউব্ খা খালি উপ্ রাউপ্ রি ম্যাগ্ আইতাসে। [<উপরা+উপরি]।
উপ্ রানো=[রা]—ক্রি. উৎরাই হওয়া॥ [<উত্রানো; উতরা<উত্তর সং+আনো প্র.; তুং উত্তরনা হিং]।
উপ্ রি=[খু]—বি. চামচ॥
২=[বা]—বি. ভূত॥ বৌডারে উপ্ রিয়ে পাইসে। [<উপর+ই]।
৩=[সি]—বিণ. লোকমুখে শোনা॥ উপ্ রি খবর্। [<উপর+ই+খবর; তুং উড়ো খবর]।
৪=[সি]—বি. কলেরা॥ উপ্ রিতে শারা দেশ্ উযার্ ঐ গেল্। [উপরি=বহি কিংবা উপরি=দৈব পীড়া, ভৌতিক রোগ]।
উপ্ রি নাও=[সি]—বি. ভারাটিয়া নয় এমন নৌকা॥ উপ্ রি নাওয়ে আইসি বায়্ না পাইলায়না। [<উপরি+নাও <নৌ=নৌকা]।
উপ্ রি কলা=[ক]—ক্রি. পিঁড়ি ব্যতীত বসা॥ উপ্ রি বসে কি খাতু খাওয়া যায়? [<উপরে বসা]।

উপ্‌রি বাত্‌=[পা]—বি. বাড়া ভাত ॥ অতিথ্‌কে উপ্‌রি বাত্‌ দেও।

উপ্‌রি ছৈয়া=[সি] — বি. নৌকার আলগা ছই বা ঢাকনি॥ [উপর+ই+ছইয়া <ছৈ<ছদি সং] ॥

উপ্‌ লাগা=[চা]—ক্রি. উৎসাহী হওয়া, লোভ লাগা ॥ লাব্‌ ঐলে কাম্‌ কর্‌তে উপ্‌ লাগে। [দেখ উপ্‌+লাগা]।

উপ্‌সুরত্‌=[বা]—বিণ. সুন্দর ॥ মেয়েটি বড় উপ্‌সুরত্‌। [খুবসুরত خوبصورت ফা.]।

উফর্‌=[চা]—বি. উন্নতি ॥ অশত্‌ কাযে উফর্‌ নাই। [<রফা رفع আঃ]।

উফা=[সি]—বি. স্থায়ী ॥ ঐ বারির্‌ মানুশ্‌ও উফা অয়্‌ না। [দেখ উফর্‌]।

উফাং=[বা]—বি. উল্টা পথ ॥ লোক্‌টা আইয়্‌কাইল্‌ উফাং দৈর্‌সে।

উফাদিগ্‌=[রা]—বিণ. প্রয়োজনাতিরিক্ত, বাড়্‌তি, অযোগ্য, নিকৃষ্ট ॥ উফাদিগ্‌ খাবার্‌ গরিব্‌কে দাও। [<উপ (অতিরিক্ত)+অধিক]।

উফাধিক্‌=[রা]—বিণ. অকেজো ॥ উফাধিক্‌ কাকর্‌ বের্‌ করে দাও।

উফাশ্‌=[চা, সি]—বি. উপবাস ॥ কয়্‌ দিন্‌ উফাশ্‌ থাহা যায়্‌ ? [দেখ উপাশ্‌]।

উফিডুফি=[রা]—বিণ. অত্যন্ত বেশী ॥ খাওয়া একেবারে উফিডুফি হৈছে।

উফুইত্‌=[কুম]—বি. উপুড় ॥ উফুইত্‌ কৈরা রাখ্‌। [দেখ উপোত্‌]।

উকৈ=[খু]—বি. আগায় হুক লাগানো বাঁশের দণ্ড ॥

উফ্‌ কথা=[ম]—বি. রূপকথা ॥ উফ্‌ কথা শুন্‌তে ভাল লাগে। [<রূপকথা]।

উফ্‌ পাওয়া=[সি]—ক্রি. প্রশ্রয় পাওয়া। [দেখ উপ্‌]।

উফ্‌ ফুরাইয়া=[ফ]—ক্রি. বিণ. হঠাৎ ॥ উফ্‌ ফুরাইয়া তোমার্‌ কথা মনে পর্‌লো।

উফ্‌রা=[সি] — বিণ. সমাজচ্যুত ॥ উফ্‌রা মেয়ে।

২=[সি]—বিণ. অতিরিক্ত, অবশিষ্ট, উদ্বৃত্ত ॥ উফ্‌রা বিনিশ্‌ পাই না। [<উপরা ; উপর+আ (স্বার্থে) কিংবা রাফির رافر আঃ=প্রচুর]।

উফ্‌রানো=[চা]—ক্রি. তুলিয়া ফেলা ॥ তুফানে গাস্‌টা উফ্‌রাইয়া হালাইসে। [<উপ্‌রানো<উৎপাটন]।

উফ্‌রি=[সি]—বি. কলেরা, ওলাউঠা ॥ হি বারিত্‌ উফ্‌রি লাগ্‌সে। [<উপরি=ওঠা ; যেমন ওলা উঠা]।

উফ্‌রি বাব্‌=[চা]—বি. রোগ বিশেষ (যে রোগ হইলে দাঁত কিড়মিড়ায় ও হাত পা ঠানে) ॥ সেরিডার্‌ উফ্‌রি বাব্‌ ঐসে। [দেখ উপ্‌রি+ভাব]।

উফ্‌র্‌যাদ্‌=[ফ]—বি. তোষামোদ ॥ সে এম্‌নে আশে বালা, আমি উফ্‌র্‌যাদ্‌ করে আন্‌তে চা'ইনা। [<উপরোধ]।

উবত্‌=[রং]—বিণ. ঊর্ধ্ব ॥ উবতের্‌ মুখি চাস্‌ ক্যাঁ ? [<উভ প্রাং<ঊর্ধ্ব সং +ত<ত্য সং যথা নিতি<নিত্য সং]।

২=[ব]—বিণ. চিৎ ॥

উবদ্‌=[রা]—বিণ. ঊর্ধ্বমুখী ॥ উবদ্‌ হয়ে কি দ্যাকোচেরে ? [দেখ উবত্‌]।

উবরৈন্‌না=[নো]—বিণ. অতিরিক্ত। উবরৈন্‌না বাত্‌ হালাই দে। [<উপরি+না প্র. [।

উবল্‌, উবোল্‌=[খু]—বি. সন্ধান ॥ তার্‌ উবল্‌ পালে কি ?

উবস্‌তর্‌=[সি,চা,ফ]—বিণ. উলংগ ॥ উবস্‌তর্‌ মাইয়া। [উ(=অ)+বস্তর <বস্ত্র]।

উবা=[চট]—বি. সোজা, খাড়া ॥ উবা ঐ খাড়াও। [<উভ প্রাং<ঊর্ধ্ব সং]।

২=[ম]—বি. মূর্তি ॥ উবার্‌ মতন্‌ খাড়৷য়া রৈসস্‌ ক্যেরে ? •

৩=[সি]—বি. মহামারী ॥ তোরে উবার্‌ নেউখ্‌। [ওবা وبا আঃ]।

৪=[সি]—বি. অস্থায়ী ঘর ॥ দানের্‌ লাগি এখান্‌ উবা বানাই লও।

উবাইত্ত্যা=[ফ]—বি. খোঁচা লাগিয়া উঠা চামড়া ॥ [দেখ উপ্‌তা]।

উবাং=[রং]— বিণ. চঞ্চলমতি, অবিশ্বাসী ॥ হোটা এক্‌টা উবাং লোহ্‌।

উবাংগি = [রং]— বিণ. চঞ্চলমতি ॥ তুই উবাংগিটার্‌ কথা বাদ্‌ দে।

উবাং মার্‌কা=[রং]—বিণ. চঞ্চলমতি, অবিশ্বাসী ॥ তোর্‌ মত উবাং মার্‌কা আর্‌ নাই। [দেখ উবাং+মার্কা< Marca পোর্তু.]।

উবাচি'ক্‌=[সি]—বি. উপর্যুপরি চীৎ'কার ॥ [উভ+চিক্‌ <চিককার <চিৎকার ; তুঃ উভরায়]।

উবাত্ত্যা=[ফ]—বি. পায়ের তলার উঠা চামড়া ॥ উবাত্ত্যা উঠ্‌লে হাটতে কশ্‌টো হয়্‌।

উবাদ্‌দারা=[পা]—বি. উৎপাত, ছোট খাটো অত্যাচার, ছুটাছুটি ॥ সেলেপেলের্‌ উবাদ্‌দারায়্‌ টেহা দায়্‌। [< উপদ্রব]।

উবানো=[সি]—ক্রি. দাঁড়ানো ॥ উবাইয়া রৈলায়্‌ কেনে ? [উবা<ঊর্ধ্ব+আনো প্র. (নামধাতু)]।

২=[পা, রং]—ক্রি. বহন করা ॥ তুই খুব্‌ ভার্‌ উবাইশ্‌। [উব্বহন প্রাং <উদ্‌বহন সং]।

৩=[চা]—ক্রি. জড়াইয়া কথা বলা ॥ কবির্‌ উবাইয়া কতা বলে।

৪=[চা] — ক্রি. শস্য বোনার পর পুনরায় জমিতে চাষ দেওয়া ॥ এখন্‌ না উবাইলে খেতে দান্‌ খাজাইত না।

উবারন্‌=[কুম, নো]—ক্রি. মূলোচ্ছেদ হওয়া, সমূলে উৎপাটিত হওয়া, ধানক্ষেত ভাঙিয়া পুনরায় বপন করা ॥ [<উপাড়<উপ্পাড়ণ প্রাং<উৎপাটন সং]।

উবার্‌=[পা]—বি. বিশ্রাম ॥ একটু উবার্‌ নেও। [অবসর]।

২=[রা]—বি. নিরন্তর প্রবহমান উৎস, কূপ ॥ বোরো ধান্‌ উবারের্‌ জলে হয়্‌।

উবাশ্‌=[রা]—বি. উপবাস ॥ সারাদিন্‌ উবাশ্‌ আছোঁ। [দেখ উপাশ্‌]।

উবি=[সি, ম, খু]—বি. খাড়া, চওড়া ॥ গর্‌খানির্‌ উবি আট্‌ আত্‌। [<উব <উভ প্রাং<ঊর্ধ্ব সং+ই প্র.]।

২=(কুম)—বি. বাঁশের দরজার খুঁটি ॥

৩=[নো, ক]— বি. ঘরের বেড়ার

কাঠ॥ উবি বালা না ঐলে বেরাও বালা অয় না।

৪=[চা]—বি. নৌকার দাঁড় বাঁধিবার জন্য ব্যবহৃত বংশ খণ্ড॥

৫=[ম]—বি. গভীরতা॥ গর্ তটার্ উবি দুই হাত্।

উবু=[চা, ম]—বিণ. পিছনের দিকে খোঁপার আকারে উঁচু॥ উবু কৈরা চু'ল্ বান্‌লো। [<উব<উত্ত প্রাঃ <ঊর্ধ্ব সং। উ সমীভবনে যথা উঁচু <উচ্চ]।

উবুইত্=[কুম]—ক্রি. বিণ. উপুড়॥ উবুইত্ ঐয়া হুইত না। [দেখ উত্]।

উবুঝরন্—[কু]—ক্রি. বিণ. অঝোরে, বিরামহীন ভাবে॥ মেয়েটা উবুঝরনে কাঁদ্‌সে।

উবুড়ুবু—[চা]—বি. অসুবিধা॥ এই বসর্ আমি খুব্ উবুড়ুবুত্ আসি।

উবুড়্=[খু]—ক্রি. বিণ. উপুড়॥ উবুড়্ হয়ে শুইও না। [ওবুড়<ওমুণ্ড প্রাঃ< অবমূর্দ্ধা কিংবা<অবমুণ্ড সং]।

উবুত্লেংরা—[কুম]—বি. চোর কাঁটা॥ উবুত্‌লেংরা কাপ্‌রে লাগ্‌লে পর্‌তো চা'য় না।

উবুদি=[পা]—বিণ. রূপসী॥ উবুদি। কন্যা। [<রূপবতী]।

উবুদ্=[চা]—বিণ. উলটা॥ কল্‌শিডা উবুদ্ কর। [দেখ উত্]।

উবুরি=[বা]—বি. কাঠের বড় নৌকা॥

উবুরায়্=[গ]—ক্রি. বিণ. উচ্চৈঃস্বরে॥ উবুরায় ডাক্ না দিলে গুমেত্তুতে উট্‌ত না। [উত্ত<ঊর্ধ্ব+রায়<রব]।

উবুস্তুর্=[ডা]—বিণ. উলঙ্গ, ন্যাংটা, বয়স্ক॥ কত বর মাইয়াডা উবুস্তুর্ ঐয়া রৈসে। [দেখ উবস্‌তর্]।

উবুহু=[ম]—বিণ. হুবহু, অবিকল॥ যেমন আসিল্, উবুহু তেমনৈ আসে। [<হুবহু<হুবহু هوبهو আঃ <সে সেই]।

উবে=[ফ]—অব্য. একেবারে॥ আমার্ কাসে উবে এক্‌টি ট্যাহাও নাই।

২=[সি]—বি. উচ্চতার॥ গর্‌ডা উবে পুনর আত্। [<উব্ব প্রাঃ<ঊর্ধ্ব সং]।

৩=[ম, চা]—ক্রি. বিণ. সম্পূর্ণরূপে॥ তুপানে বারিগর্ উবে বাইংগ্যা গেসে।

উব্যাযালা=[পা]—বি. ঘোর বিপদ, উপায়হীনতা, জলে কুমীর ডাঙায় বাঘ থাকার মতো অবস্থা॥ [উভয়+জ্বালা]।

উবৈরা যাওয়া=[চা]—ক্রি. খাওয়ার পর উদ্‌বৃত্ত থাকা॥ বাত্ অনেক্ উবৈরা গেসে।

উব্=[কুম]—বি. গভীরতা, পুকুর॥ চা'হির ইন্‌চি' উবে মাডি কাড। [দেখ উবে]।

২=[কুম]—বি. আনন্দ॥ বেশি উব্ বালা না। [হুব্ব حب আঃ=ভালবাসা; দেখ উপ্]।

৩=[ফ]—বি. উচ্চতা॥ তোমার্ গরের্ উব্ কয় আত্? [দেখ উব্]।

উব্‌জশ্যা=[বা]—বিণ. অনাহুত, অযাচিত॥ উব্‌জশ্যা কথার্ দাম্ নাই।

উব্‌জানো=[রং]—ক্রি. উৎপন্ন হওয়া॥ ঐ খেতত্ মেলা ধান্ উব্‌জায়্। [<উপজানো; উপজ<উপ্পজ্জ প্রাঃ< উৎপদ্য সং+আন প্র.]।

উব্‌ড়ানো=[রা]—ক্রি. তুলিয়া ফেলা॥ ঘাস্‌গুলা উব্‌রে ফেল্। [<উপ্‌ড়ানো <উৎপাটন]।

উব্‌দা=[ম]—বিণ. উল্‌টা, উপুড়॥ উব্‌দা কাম্ কৈর না। [<অবমূর্দ্ধা সং; অঁওধা হিং; দেখ উত্]।

উব্‌দাইন্‌না=[সি]—বিণ. ঢালু, খাড়া॥ উব্‌দাইনা বায়্‌গা দিয়া চ'লা কশ্‌টোকর্। <উব্‌ধা<ঊর্ধ্ব সং+ইনা প্র.]।

উব্‌দাচো'খা=[ব]—বিণ. ঊর্ধ্বদিকে চোখ যার, অন্যমনস্ক॥ এমন্ উব্‌দা চো'খা সেলে আর্ দেখি না। [উব্‌দা< উদ্ধ<ঊর্ধ্ব সং+চোখ+আ প্র.]

উব্‌দ্যা=[ফ]—বিণ. উলটা॥ একেবারে উব্‌দ্যা বেপার্। [দেখ উব্‌দা]।

উব্‌দো=[কু]—ক্রি. বিণ. বিনা আসনে বিনা পিঁড়িতে॥ ভাত্ খাওয়ার্ শময়্ উব্‌দো হয়ে বশা বিসুন্নি দেখায়্। [দেখ উব্‌দো চো'খা]।

উব্‌দো উঠা=[খু]—ক্রি. হাত পায়ের নখ কাটিতে চামড়া উঠা॥

উব্‌দো খাব্‌দো=[য]—বিণ. অসমান॥ উব্‌দো খাব্‌দো রাস্তা। [তুঃ এবড়ো খেবড়ো; অনু.]।

উব্‌নানো=[রং]—ক্রি. বহন করা॥ [দেখ উবানো]।

উব্‌বুত্=[ম]—বি. উপুড়॥ উব্‌বুত্ ঐয়া কি বাত্ খাওয়া যায়্? [দেখ উত্, উপ্‌তা, উবুদ্, উবুইত্]।

উব্‌বে=[সি]—অব্য. শিশু মানিতে ছেলেরা প্রথমে এই শব্দ উচ্চারণ করে॥ 'উব্‌বে! শিকি লবে শিকি লবে, শিকি বাইয়া টেকা পরে।'

উব্‌রা=[কুম]—বি. সড়ক॥ ইবার্ দানের্ উপ্‌রে উব্‌রা লাগ্‌সে। [দেখ উপ্‌রি॰]।

২=[নো]—বি. পোকায় ধান কাটার অবস্থা॥

উব্‌রা খাওয়া=[বং]—ক্রি. উপুড় হওয়া॥ তুঁই উবুরা খায়া আচার্ পালু। [<উপুড় + খাওয়া=হওয়া; দেখ উবুর্]।

উব্‌রা জাওয়া=[রা]—ক্রি. পড়িয়া যাওয়া, হোঁচট খাওয়া॥ [দেখ উব্‌রা খাওয়া]।

উব্‌রানো=[চা]—ক্রি. ঢালা॥ চা'ইল্‌গুলা উব্‌রাইয়া রাখ্। [<উভরানো হিং]।

২=[রং]—ক্রি. দড়ির পাক খুলিয়া যাওয়া॥ দড়িখানা উব্‌রি গেল্।

৩=[বা]—ক্রি. বেশী হওয়া, উঠাইয়া রাখা॥ অত উব্‌রাইতে গেলে মান্ থাক্‌বে না। [দেখ উব্‌রানো]।

উব্‌রান্‌মু=[খু]—বিণ. কাজিল, চালাক॥ এক্ নম্বরের্ উব্‌রান্‌মু।

উব্‌রি জাওয়া=[রা, রং]—ক্রি. দড়ির উলটা পাক খাওয়া॥ দড়িখান্ উব্‌রি যায়্‌ছে।

উব্‌লানো=[রং]—ক্রি. ফেলিয়া দেওয়া॥ কেনে উব্‌লাপ্ যায়্? [উব্‌লানা হিং—

কুটান, সিদ্ধ করা]।

উব্‌লি আশা=[বা]—ক্রি. ফেরৎ আসা ॥ এমন মজা হৈছে যে মুখত্ দিয়ে উব্‌লি আইশে।

উব্‌হা=[কুম]—বি. শস্যের মড়ক ॥ আম্‌রার্ খেত উব্‌হা লাগ্‌সে।

উব্‌হাটু=[খু]—বি. দুই পায়ের উপর ভর দিয়া বসার ভঙ্গি॥ উব্‌হাটুতে বশি ভাত্ খাওয়া যায়্ না। [উব<উবু < ঊর্ধ্ব +হাঁটু ; দেখ উবু]।

উভাউভি করা=[রা] — ক্রি. যেখানে সেখানে মাটি খোঁড়া ॥ [<কুব<কোপ ; কুবাকুবি করা]।

উভ্‌রানো=[রা]—ক্রি. দড়ির পাক খুলিয়া দেওয়া, উপচাইয়া যাওয়া ॥ পোখোর্ ভরে উভ্‌রে গেছে। [উভারনা হিং]।

উভ্‌র্যাহ্=[কু]—বি. পুনরায় চাষ ॥ দিঘির্ বাইটা উভ্‌র্যাহ্ দে।

উমা=[ঢা]—কি. গরুর কৃত্রিম বাচ্চা ॥ উমা হিলাইয়া গাই দোয়াইমু। [<উঅমা<উপমা ; অর্থ প্র.]।

২=[ফ]—বিণ. বোকা ॥ এই ব্যাডায় এ্যাক্‌কালে উমা। [<উম্মী আং]।

৩=[সি]—বি. গুঁতা ॥

৪=[ফ]—বি. মৃদু গরম, ঈষদুষ্ণ ॥ [<উম্ম প্রাং <উষ্মা সং]।

৫=[ম]—বি. গণ্ডগোল ॥ এত উমা কিয়্যার্ ? [<উম্মা <উধ্মা <উধম হিং<উদ্যম সং]।

৬=[পা]—অব্য. ও মা ॥ উমা, কত বড় তুফান্। [<ও+মা]।

৭=[নো]—বি. পলিমাটি ॥

৮=[সি]—বি. শ্বাস ॥

উমাইয়া = [সি] — ক্রি. বিণ. গরম হইয়া ॥ আইয্ বর উমাইয়া উঠ্‌সে। [দেখ উমা$_{৪}$]।

উমাইন্‌না=[নো]—বিণ. গরমে নষ্ট হইয়াছে এমন ॥ উমাইন্‌না দানের্ বাত্ মযা না। [<উমানিয়া ; দেখ উমা[illegible]]।

২=[ঢা]—বি. বাহিরের বা অন্য লোকের ছেলে, যাহাকে দূর হইতে আনিয়া সম্পত্তির মালিক করিয়া দেওয়া হইয়াছে এমন ব্যক্তি ॥ কোন্‌হানের্ এ্যাক্ উমাইন্‌ন্যারে আইন্‌না বারিত্ ঠাই দিয়া লাইসে।

উমাইন্‌না পোক্=[ঢা]—বি. মুরগীর গাত্রজাত পোকা বিশেষ ॥ মুর্‌গিরে উমাইন্‌না পোকে দর্‌সে।

উমাই পাওয়া=[বা]—ক্রি. সংকুলান হওয়া ॥ প্যাটে উমাই পায়্ না তবুও খায়্।

উমাইয়া=[নো]—বিণ. বাজে, নষ্ট ॥

২=[কুম]—ক্রি. বিণ. না জিরাইয়া, জোরে শোরে ॥ তে উমাইয়া কায্ করে। [দেখ উমা+ইয়া প্র.]।

উমাইল্ ধুমাইল্=[রং]—বি. জাঁকজমক ॥ [দেখ উমালি ধুমালি]

উমাইল্‌লা=[বা]—বিণ. যে অন্যের বাড়ীতে থাকে ॥

উমাউমা=[পা, ঢা]—বিণ. অল্প অল্প ॥ আইয্ কয়্‌দিন্ দৈরা উমাউমা যর্। [<উনা <উন সং]।

উমাউমা চুঁমা চুঁমা=[ম]—বি. যথেষ্ট আদর ও সোহাগ ॥ যামাইরে হগলেই পৈলা উমাউমা চুঁমা চুঁমা করে। [উমা<ওমা (আশ্চর্য বোধক) ; চুমা <চুম্বন ; অর্থ প্র.]।

উমাক্=[ক]—বি. কুটিকাটা ॥ কৈ মাসে উমাক্ দিসে।

২=[রং]—সর্ব. ঐ লোককে ॥ উমাক্ আর্ কত কৈম্ ? [<উহাকে]।

উমাক্ লাক্ = [রং]— অব্য. ঐ সকল লোককে ॥ উমাক্‌লাক্ আর কত কৈম্ ?

উমাদুমা=[সি]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ [উমা অনু:+দুমা <ধুম+আ প্র.]।

উমাদ্যাক্=[রং]—সর্ব. ঐ লোকদিগকে ॥ উমাদ্যাক্ কৈতে কৈতে আর্ কবার্ মনায়্ না। [উহাদিগকে]।

উমানি=[রা, রং]—বি. ছোট মাছির ন্যায় পোকা বিশেষ ॥ উমানির্ কামড়ের্ জালায়্ গরুটা ছট্‌ফট্ করোচে।

২=[সি]—বিণ. অকর্মণ্য ॥ [দেখ উমাইল্‌লা]।

৩=[সি]—বি. মেঘলাদিনের গুমোট অবস্থা ॥ [<উমা+নি ; দেখ উমা$_{৪}$]।

৪=[সি]—বি. ডিমে তা দেওয়ায় রত হাঁস মুরগী ॥ উমানি মুর্‌গিডারে বৈতে দ্যাও।

৫=[কুম]—বি. জমি বপনের পর আবার চাষ দেওয়া ॥ উমানি না দিলে দান্ বালা কৈরা অয়্ না ॥

উমানিয়া=[ম]—বিণ. অন্যের বাড়িতে বাস করে যে ॥ লোক্‌টা উমানিয়া [দেখ উমাইল্‌লা]।

উমানে মানুশ্=[পা]—বিণ. গণ্ডগোল পাকায় যে॥ উমানে মানুশের্ শান্‌নে দাড়াইস্ না।

উমান্যা=[সি]— বিণ. যাহার নিজের বাড়ি ঘর নাই, যে পরের বাড়িতে থাকে ॥ [দেখ উমাইল্‌লা]।

উমানো=[চট্ট, কুম]—ক্রি. আর্দ্রতা ও উষ্ণতা হেতু শস্যাদিতে চিতি বা ছাতা পড়া ও পচিয়া যাওয়া ॥ ধান্ উমাই গেইয়ে। [উমা <উষ্মা+আনো প্র. ; নামধাতু]।

২=[বা]—ক্রি. গুটিসুটি দিয়া থাকা ॥ মোর্ গাডা উমাইয়া রৈসে। [উংঘ্‌না হিং=তন্দ্রা যাওয়া]।

৩=[বা]—ক্রি. কোনও কিছুকে হেয় প্রতিপন্ন করা, গর্ব করা ॥ [<অপমান ; নামধাতু]।

উমান্=[পা]— বি. খেয়াল, লক্ষ্য ॥ শব্‌দিকেই উমান্ করা উচিত্। [<উম্মান<অনুমান]।

২=[রং,রা]—বি. আন্দাজ ॥ হাতের্ উমানে ভাতের্ চাউল্। [পূর্বে দেখ]।

উমান্‌নিয়া= [খু] — বিণ. পরগাছা, পরাশ্রয়ী ॥ ওত বিয়া করি শশুর্ বাড়ি উমান্‌নিয়া রৈসে। [দেখ উমাইল্‌লা]।

উমায়্=[রং]—অব্য. ঐ সকল লোক ॥

উমারা=[রং]—বিণ. ঐ লোকগুলি ॥ উমারা মোটেও কামত্ না জায়্।

উমারা করা=[ক] — ক্রি. ডিমে তা

দেওয়া ॥ মুর্ গিড়া উমাবা কর্ তাসে।

উমার্=[পা]—সর্ব. তাহার ॥ উমার্ নাম কি? [<উঁহার=উহার]।

উমার্ টে=[রং]—ক্রি. বিণ. ঐ লোকের নিকট ॥ উমার্ টে জাইন্ ক্যানে? [দেখ উমার্]।

উমালি=[রং] ক্রি. বিণ. জাঁকজমক করিয়া ॥ টিয়া গুলি উমালি খরচ কর্ লু। [দেখ উমা+আলি প্র.]।

উমালি ধুমালি=[রং]—ক্রি. বিণ. অত্যন্ত জাঁকজমকের সহিত ॥ এ্যাত-গুলা ট্যাকা উমালি ধুমালি কবি শ্যাশ্ কর্ লু বার্ টা দিনতে। [দেখ উমালি+ ধুমালি অনু:]।

উমাল্=[পা]—বি. রুমাল ॥ [<রুমাল رومال ফা.]।

উমাহুল=[চা]—ক্রি. বিণ. অল্প অল্প ॥ শালনুডা উমাহুল কৈরা খাইস্।

উমি=[পা, য, ফ]—বিণ. সাধারণ, মধ্যবিত্ত, অযোগ্য, মূর্খ, অপ্রোয়জনীয়, অনাহুত ॥ এটা উমি মান্ শির্ কাম্ না। [<উম্মী امی আং]।

২=[নো]—ক্রি. বিণ. ঐ দিকে ॥ উমি পুব্ খারাপ্ যাগা। [<ঐ মুহে< ঐ মুখে]।

উমুন্যা=[পা]—বিণ. দুর্দান্ত ॥ [দেখ উমা$_2$+উনিয়া প্র.]।

উমেদার্=[সি]—বিণ. সন্তানসম্ভবা ॥ [উম্মীদ্ওর امیدور ফা.=আশাকারী বা আশাকারিণী]।

উম্যান্=[রা]—বি. আন্দাজ, অনুমান ॥ পরের্ উপর্ খাশ্, উম্যান্ পাছ্ না তো? [<অনুমান]।

উমোঝামা=[রং]—বিণ. প্রসবকালে যে জাতকের গুহ্যদেশ প্রথমে জরায়ু দ্বার দিয়া বাহির হয় ॥

উমোন্=[খু]—বি. টের, হুঁশ ॥ পরের্ বাড়ি খাও আর্ উমোন্ পাওনা, খাতি কতডি লাগে। [দেখ উমান্]।

উম্=[কুম]—বি. গরম ॥ ল্যাপ গাও দিলে উম্ লাগে। [<উম্ম প্রা:<উষ্ম সং]।

া=[কুম]—ক্রি. বিণ. এখন ॥ উম্কা কৈ যাও?

উম্চাইয়া উঠা=[রং]—ক্রি. বিছানা হইতে হঠাৎ জোর করিয়া উঠিবার চেষ্টা করা ॥ খালি বারে বারে উম্চাইয়া উঠিছে ক্যানে এ্যাত?

উম্চা উম্চা=[কুম]—বিণ. একটু একটু গরম ॥ দুধ্ টা উম্চা উম্চা লাগে। [উম্<উষ্ম সং+চা প্র.]।

উম্ টি দ্যাওয়া=[খু]—ক্রি. ওৎ পাতা ॥ য্যাহানে শ্যাহানে উম্টি দ্যাও ক্যানে?

উম্ডো=[বা]—ক্রি. বিণ. হঠাৎ, আচমকা ॥ উম্ডো কোন কামে হাত্ দ্যাওয়া বালা না।

উম্তা=[সি]—বি. গরম ॥ বর উম্তার্ গি (লাগছে)। [দেখ উম্+তা]।

উম্তালা=[কুম]—বি. গরম ॥ উম্তা-লাব্ লাইগ্যা মোডেই ঘুম্ আইয়ে না। [দেখ উম্তা+লা প্র.]।

উম্ত্যা=[ম]—বি. গরম, তাপ ॥ ল্যাপে ব্যাপ্ উম্ত্যা লাগে। [দেখ উম্তা]।

উম্ দ্যাওয়া=[য]—ক্রি. ডিমে তা দেওয়া ॥ [দেখ উম্]।

উম্ধুম্=[ব]—বি, ধুমধাম ॥ বিয়ার্ উম্ধুম্ পড় সে। [ধুম; উম্ অনু:]।

২=[খু]—বি. গণ্ডগোল। [উধম হিং<উদ্যম সং কিংবা পূর্বে দেখ; তুং উমা$_4$]।

উম্নি=[বা]—ক্রি. বিণ. এমনি, খালি খালি, ঐ দিকে ॥ [<অমনি]

উম্নি গরম্=[সি]—বিণ. ঈষদুষ্ণ ॥ উম্নি গরম্ দুদ্। [দেখ উম্নি+গরম گرم ফা.]।

উম্বক্ত্=[চট্ট]—বিণ. সমকালীন ॥ [হম্‌রকৃত همرقت ফা.]।

উম্বায়্=[খু]—বিণ. ঐ দিকে ॥ উম্বায় যাইস্ না। [ওঁ বায়<ও ভাগে]।

উম্বারি=[চা]—বি. ধান খড় ইত্যাদি আলগা করার জন্য বাঁশের তৈরী যন্ত্র ॥

উম্ বৈয়ন্=[চট্ট]—ক্রি. ডিমে তা দিতে বলা ॥ হাঁসি উম্ বৈয়ে। [দেখ উম্; বইয়ন<বইলন=বলা]।

বিশেষ ॥

উম্ভির্ কুম্ভির্=[রং]—বি. কুম্বির ॥ ছাড়েক উম্ভির্ কুম্ভিরের্ কথা। [কুম্ভীর; উম্ভির অনু:]।

উম্মত্=[ম]—ক্রি. বিণ. ভীষণ শব্দ করিয়া ॥ [ধ্বন্য.]।

উম্ মাই=[ম]—অব্য. বিস্ময়সূচক ॥ উম্মাই, মুশল্মানে আবার্ এইতা কয় নাহি। [<ও মাই=হে মা]।

উম্মাতে=[খু]—ক্রি. বিণ. ঐ দিকে ॥ উম্মাতে যাইস্ না।

উম্মাদি=[কম]—বি. হাহুতাশ, শোক, কান্নাকাটি, শোরগোল ॥ [<উন্মাদ +ই প্র.]।

উম্মায়্=[খু]—ক্রি. বিণ. ঐ দিকে ॥ উম্মায় গে কিম্বায় যাবো? [<উম্মুই <ওঁ মুই<ওই মুখী]।

উম্মি=[রং]—বিণ. জিম্মাদার লোক ॥ [<অমী <আমীন امین আং]।

উম্মুইর‍্যা=[কুম, নো]—বিণ. খাড়া পাড়যুক্ত, গভীর ॥ উম্মুইর‍্যা পুওর্।

উম্মুত্ তি, উম্মাত্ ত্তি=[সি]—ক্রি. বিণ. হঠাৎ ॥ উম্মুত্তি পুক্‌রিত্ পর্ সে ॥ [দেখ উম্মত্+ইয়া প্র.]।

উম্ মুরি=[গি]—ক্রি. বিণ. হঠাৎ ॥ উম্মুরি ম্যাগ্ আইলো। [<হুড়মুড় +ই]।

উম্ মুর্=[কুম]—অব্য. ধুম ধুম শব্দ ॥ গ্যারাডার্ পিডে উম্মুর্ কৈরা কতুতারা কিল্ডা দিল্।

উম্ মুর্ দুম্ মুর্=[চা]—বি. চোট-পাট ॥ উম্মুর্ দুম্মুর্ কৈর‍্যা কি আর্ ঐব? [ধ্বন্যা.]।

উম্ ম্যাদ্=[রং]—বি. বিশ্বাস ॥ তার্ কথা মোর্ উম্ম্যাদ্। [উম্মীদ امید ফা.; অর্থ প্র.]।

২=[রং]—বি. পড়তা, অনুমান ॥ এই বেগুনটা এ্যাক্‌শ্যায়্ হবার্ উম্ম্যাদ্ পাঁও। [অর্থ প্র.]।

উম্ রা=[রং, পা]—সর্ব. তাহারা ॥ উম্রা চ'দ্যা গ্যাসে (গা)। [<উঁহারা <উহারা]।

উম্‌রা কাড়া=[নো]—ক্রি. ডিম পাড়ার পর মুরগীর কর কর শব্দ করা ॥

উম্‌রাল্‌=[রং]—বি. রুমাল ॥ উম্‌রাল্‌ খান্‌ মোর্‌ নাদেশ্‌ ক্যানে তুই ? [দেখ উমাল্‌ ; বর্ণ বিপর্যয়]।

উম্‌রো ধুম্‌রো=[য]—বিণ. এলো-পাথাড়ি ॥ চোর্‌টাকে উম্‌রো ধুম্‌রো মার্‌ দেয়া হস্‌সে।

উম্‌লি=[সি]— বিণ. ঈষৎ গরম ॥ [দেখ উম্‌+লি প্র.]।

উম্‌লি উঠা=[রং]—ক্রি. অতিরিক্ত স্বাদ হেতু খাদ্য রুচি বহির্ভূত হওয়া ॥ এমন্‌ মজা হৈছে জে উম্‌লি উঠিছে।

২=[রং]—ক্রি. আচম্বিতে বিছানা হইতে উঠা ॥ ক্যানে তুই উম্‌লি উঠিছ্‌ ? [দেখ উম্‌চাইয়া উঠা]।

উয়া=[বি, বা, রং]—বি. কুয়া ॥ উয়ার্‌ কাঠ্‌ । [<কুয়া]।

২=[ব, রা]—বি. তুলা ॥ উয়ার্‌ ল্যাপ্‌ । [রুঈ হিং]।

৩=[চট্ট]—অব্য. টি ॥ পোয়াউয়া বর বালা। [<গুয়া]।

৪=[চট্ট]—বিণ. দণ্ডায়মান, খাড়া, এক-গুঁয়ে, দৃঢ়সঙ্কল্প ॥ হিতে যাইবার্‌ নাই উয়া হৈয়ে।

৫=[সি]—বি. নিঃশ্বাস প্রশ্বাস ॥ তুমি মোরে উয়া পালাও খা ? [<উমা= উম্‌+আ প্র. (উষ্মন্‌)]।

উয়াইর্‌=[চট্ট]—বি. মাচার নীচের অংশ ॥ [দেখ উগার্‌]।

উয়াইল্‌=[ম]—বিণ. হেলায় নষ্ট ॥

উয়াক্‌=[রং]—সর্ব. উহাকে ॥ উয়াক্‌ খবর্‌ দে। [<উহাক+উহা+ক (বিভক্তি)]।

উয়া গাড়া=[দি]— ক্রি. ধান রোপণ করা ॥ [<রোয়া = রোপণ করা+ গাড়া=পোতা]।

উয়াগো=[ম]—সর্ব. উহাদের ॥ [<উহা +গো (সম্বন্ধ)]।

উয়াগ্‌=[চা]—বি. বক সদৃশ্য পাখী বিশেষ ॥

উয়াডিয়া=[খা]— বিণ. অনাহূত, অবাঞ্ছিত ॥ উয়াডিয়া মাতুব্বর্‌ ।

উয়াধান্‌=[দি]—বি. রোপিত ধান ॥ [<রোয়া+ধান]।

উয়ানি জমি=[দি]—বি. যে জমিতে ধান রোপণ করা হয় ॥ [দেখ উয়া+ আনি প্র.]।

উয়ানো=[সি]— ক্রি. ধানের খোসা ছাড়ানো ॥

উয়াপিঠা=[সি]—বি. শ্বাসরোধ ॥ বেশি খাইলে উয়াপিঠা ঐব। [<উমা<উম্‌ +পিঠা]।

উয়াবায়ু=[চট্ট]—ক্রি. বিণ. উড়তি, লোকপরম্পরা ॥ [উড়া বায়ু]।

উয়াবৈঠা= [চট্ট]— ক্রি. বিণ. পায়ের গোড়ালির উপর ভর করিয়া ॥ আঁঅনে উয়া বৈঠা বৈসেন্‌ কিয়েল্‌লাই ? [উভা <উব্‌ভ প্রাং<উর্ধ্ব সং+বয়ঠা হিং]।

উয়াম্‌মা=[সি] —বি. আশা ॥ মিয়ার্‌ উয়াম্‌মা তো আর্‌ কম্‌ নায়্‌।

উয়ার্‌=[কু-পা]—বি. ওয়াড়, কভার ॥ বালিশের্‌ উয়ার্‌ । [<ওয়াড়<বাড় হিং]।

২=[চট্ট]—বি. চাউল ডাইল রাখার বাঁশের তৈরী মাচা ॥ [দেখ উগার্‌]।

৩=[সি]—বি. আঘাত ॥ দে, খেচিয়া উয়ার্‌ দে। [<বাড় হিং]।

৪=[কু, পা,রং]—সর্ব. উহার, তাহার ॥

উয়ার্‌ পার্‌ হওয়া=[সি]— বি. এফোঁড় ওফোঁড় হওয়া ॥ [<ওয়ার পার<বাড় পার হিং ; ওয়ার<অবার সং=নিকটস্থ পার ; পার=দূরবর্তী পার ; এপার হইতে ওপার] ।

উয়ালা=[চট্ট]—বি. শলাকার তৈরী মধ্যভাগে দণ্ডবিশিষ্ট চক্র ॥

উয়ালি=[রং]—বি. কুয়ার জন্য ব্যবহৃত বাঁশ ॥ [<কুয়ালি]।

উয়াল্‌=[কুম]—বি. বমি ॥ [<উকাল <উগাল হিং<উগ্‌গিলন প্রাং <উদ্‌-গিরণ সং]।

উয়াল্‌লা= [রং]— সর্ব. ঐ সকল লোকের ॥ উয়াল্‌লা আন্‌ছিস্‌ ক্যানে ? [<ঐগুলা]।

উয়াশান্‌=[সি]—ক্রি. উঠানো ॥ নাওর্‌ গলৈখান্‌ ধুরা উয়াশেন্‌, এক্‌টা লোয়া মারি দেই।

উয়াশা= [সি]—বি. শখ ॥ আমার্‌ উয়াশা আসিল্‌। [<উয়াস<হবস هوس আং+আ প্র.]।

উয়াশ্‌=[সি, ম]—বি. আরাম, সাহায্য ॥ খোদা উয়াশ্‌ দে, বর ঠেক্‌সিরে। [<অবকাশ ; অর্থ প্র.]।

২=[চা]— বি. নিঃশ্বাস ॥ উয়াশ্‌ ফালানের্‌ ওক্‌তও আমার্‌ নাই [দেখ উয়া]।

৩=[চট্ট]—বি. উপবাস ॥ ফৈর্‌ উআ উয়াশ্‌ কাআশ্‌ করে। [<উপবাস]।

উয়াশ্‌ কাশ্‌ = [চট্ট]— বি. উপবাস ॥ ফৈরা ব্যাডায়্‌ উয়াশ্‌কাশ্‌ করে। [কাশ অনুঃ]।

উয়াশ্‌ শ্যা=[চট্ট]— বিণ. অনাহারী ॥ [<উয়াসিয়া<উপবাসিয়া< উপবাস+ ইয়া প্র.]।

উয়ের্‌=[রা, দি, ক]— সর্ব. উহার ॥ উয়ের্‌ বাড়ি হামি চিনি (রা)। [<উহার]।

উয়্যা=[সি, ম]—সর্ব. উহা ॥ উয়্যা কি ? [<উহা]।

২=[চট্ট]—বিণ. অগ্রগামী ॥ [<উয়্যা <উজান]।

উর=[চা, কুম]—বি. নিকট, কাছ ॥ মিনিম্‌টা উরে থুইয়া দুরুই বিসারে। [<উরো<উরঃ সং=বক্ষস্থল]।

উরখ্‌=[সি]—বি. পৃষ্ঠা ॥ চাইর্‌ উরখ্‌ লেখি লাইসি। [<ওরক<ররক ورق আং]।

উরল্‌ = [চা]— ক্রি. গায়ে দেওয়া ॥ খ্যাতা উইরা হুইয়া থাক্‌। [<ওড়না হিং<ওএড়ণ প্রাং <অবেষ্টন সং]।

২=[কুম, নো]—ক্রি. পানি পড়া ॥

৩=[খু]—ক্রি. স্ফূর্তি করা ॥ [<উড়ন উড্ডয়ন (<উৎ+√ডী+অন) সং ; অর্থ প্র.]।

৪= [কুম] — ক্রি. উদ্‌বৃত্ত থাকা ॥ তর্‌কারি উরিসে। [উপর + ন প্র.

(নামধাতু) ; তুং উবরনা হিং]।

উরল্=[রং]—বি. একপ্রকার মাছ ।। মাছ্ খাবিত উরল্ মাছ্ ।

উরল্ দ্যাওয়া=[সি]—ক্রি. ঔজ্জ্বল্য বিকিরণ করা ।।

উরা=[পা, চট্ট]—বি. গোয়ালঘর ।। উবাব্ গোবর্ শাফ্ কর্ (পা)।

২=[ম]—বি ধানক্ষেতের ঘাস বিশেষ ।।

৩=[চা, সি]—বি. টুকরি, গোবর ফেলার ঝুড়ি বা ঝাঁকা ।। উরা সারা গোবর্ ফালান্ যায়্ না । [দেখ উড়ি]।

৪=[চা]—বি. একপ্রকার বাঁশ ।। উরা বাশের্ দাম্ বেশি ।

৫=[চট্ট]—বি. বাড়ির পার্শ্ব ।। বিলত্ খাই উরাত্ থাই লাদে । [দেখ+ উর্ +আ প্র.]।

৬=[পু]—বি. অতিরিক্ত ।। এ্যাক্ ট্যাকার্ উরা তাকে দিস্ না । [<উঅরা <উবরা<উপর+আ প্র.]।

৭=[সি]—বি. উরু ।। [<উরু] ।

৮=[সি]—বি. পাহারা দিবার জন্য নাড়ার তৈরী ঘর ।। তারা খাঠে উরাত্ থাইক্কা ধান্ পাহারা দ্যায়্।

৯=[পা, কু, রা, কুম, সি]—বি. খড় কুটার স্তূপ ।। [<উড়া <উড়ানিয়া]।

১০=[খু, কুম]—বি. চাষের সময় লাঙ্গলে আটকায় এমন আবর্জনা ।।

১১=[সি]—ক্রি. অংশীদার হওয়া ।।

উরাইত্যা=[কুম]—বিণ. উড়নচণ্ডী, বেখেয়ালি ।। এ্যামুন্ উরাইত্যা পোলা দেহি নাই । [<উড়া√উড়+হাত+ ইয়া ; যে সব উড়াইয়া দেয়] ।

উরাইয়া যাওয়া=[কুম]—ক্রি. পচিয়া নরম হইয়া যাওয়া ।। দুয়ারের্ তক্তা উরাইয়া গ্যাসে ।

উরাইল্যা=[কুম]—বিণ. দূরের ।। উরা-ইল্যা বাঘের্ এ্যাত বর কথা । [দেখ উরাইল্লা ; অর্থ প্র.]।

উরাইল্লা=[কুম]—বিণ. উড়ন্ত ।। উরাইল্লা পৈক্ শিহার্ করন্ শিদা না । [<উড়√উড়্+আল+ইয়া প্র.]।

উরাউরি=[কুম]—বি. গোলযোগ ।। বাধারে উরাউরি লাগ্সে । [<হুড়া-হুড়ি]।

২=[চট্ট]—অব্য. উপর্যুপরি, অবিরাম ।। আঁর্ উরাউরি হাত্দিন ঘর্ আসিল্ । [<উঅরাউঅরি<উপরাউপরি <উপর্যুপরি]।

৩=[কুম]—বি. বাচালতা ।। তোমার্ উরাউরি বালা দ্যাহায়্ না ।

উরাংগি=[ম]—বি. উড়ানি, উপর দিয়া ছোড়া ।। কাপর্ডা উরাংগি দিয়া দ্যাও। [উড়ান√উড়্+গি]।

উরা কতা=[কুম, চা]—বি. ভিত্তিহীন কথা ।। উরা কতাত্ কান্ দিস্ না । [<উড়া কথা]

উরাক্=[ম]—বিণ. সমস্ত, সবটুকু ।। কাপর্খান্ উরাক্ সিরা্য গ্যাসে ।

উরাযাল্=[ফ, ম]—বি. নিক্ষেপ করিয়া পাখী বা মাছ মারার জাল ।। উরা যাল্ দিয়া মাস্ মারন্ শিদা । [<উড়াজাল =খ্যাঁকিজাল]।

উরাত্=[সি]—বি. শিম ।। [দেখ উড়ি]।

২=[ব, রা, ম]—বি. উরু ।। তার্ উরাত ফোরা ঐসে । [<উরত <উরু +ত (স্বার্থে)]।

উরাত্ঠাশা=[রা]—বি. বাঁশের তৈরী মাছ ধরার যন্ত্র । [দেখ উরাত্+ঠাশা ; অর্থপ্র.]।

উরাথ=[দি]—বি. উরু ।। মেয়েটার্ উরাথ্ কি শুন্দর্ ।

উরানি=[রা]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ । [√উড়+আনি প্র.]।

২=[বা]—বি. ঘরের পাতলা ছাউনি ।।

উরানিয়া=[সি]—বিণ. বাতাসে ভাসিয়া বেড়ায় এমন আবর্জনা ।।

উরান্যা কাঠ্=[খু]—বি. বাজে কাঠ ।। উরান্যা কাঠ দিয়া নাও হয়্ না ।

উরানো=[কুম]—ক্রি. কমানো ।। [<উড়ানো√উড়্ ; অর্থ প্র.]।

২=[সি]—ক্রি. কাপড় জড়াইয়া দেওয়া ।। [<ওঢানা হিং ; ওঢ়না ক্রিয়ার প্রযোজক রূপ]।

৩=[চট্ট]—ক্রি. ঘরের চাল হইতে চুয়াইয়া পানি পড়া ।। ইন্দি বথা ন যায়্, চাল্ উরের্ । [দেখ উরন্]।

৪=[ম]—ক্রি. উঁচু করা ।। মাথা উরাইয়া খারাইস ক্যা ?

৫=[চা]—ক্রি. উপেক্ষা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ।। বেশি উরাইয়া আমারে বিপদে হালাইও না । [দেখ উরানো]।

উরাপুরা=[পা]—বিণ. ভিত্তিহীন ।। উরাপুরা খবর্ । [<উড়া+পুড়া অনু:]।

উরাব্যানা=[কুম]—ক্রি. কম পড়া, কম হওয়া ।।

উরাব্যারা=[খু, দি]—বি. বাধা, অসুবিধা ।। আমার্ চৌক্টা উরাব্যারা করে (দি) । [=অড়্বড়্ হিং]।

২=[সি]—বি. সম্মুখে ঘোরাফিরা ।। ইন উরাব্যারা কৈরো না । [<উড়া-বেড়া ; বেড়া =বেড়ানো]

উরাম্=[খু]—ক্রি, বিণ. ঐরূপ ।। উরাম্ করিস্নি বোল্তিসি । [<ওবকম]।

উরালি=[সি]—বি, বাতাস বাহিত আব-র্জনা ।। [দেখ উড়ানি]।

উরাল্=[বা]—ক্রি. বিণ. গরুর গাড়ীর পিছন দিক ভারী ।। [<ওরা<ওঅর প্রা: <অবতর+ল প্র. ; ভারবশতঃ অবনত ; তুং উলড়্না হিং]।

উরাল্ দ্যাওয়া=[চা, ম, কুম, ফ]—ক্রি. উড়িয়া যাওয়া ।। পৈক্ড্যা উরাল্ দিয়া এক্ গাসেত্তনে আরেক্ গাসে গ্যাল্ । [<উড়াল দেওয়া]।

উরাশ্=[ফ]—বি. অর্শ । [<অরশ্ <অর্শ]।

উরাস্ ভলি=[কুম]—বি. মেয়েদের ফুলহাতা জামা ।।

উরি=[সি]—বি. শিম ।। অখন্ উরির্ শ্যার্ কত ? [দেখ উড়ি]।

২=[কুম, নো]—বি. ধান্ গাছের মত ঘাস বিশেষ ।। [দেখ উড়ি]।

৩=[কু]—বি. উইপোকা ।। শাইরে শাইরে উরির্ ঢিপি । [<উই ; র বর্ণাগম]

৪=[কু, পা]—অব্য. ওরে, ওহে ।। উরি বুবু, কডি গ্যাল্ ? [<ওরে]।

৫=[কু,পা]—সর্ব. তাহার ॥ বৈটা উরি সিন্ । [<ওরই<উহারই]।

৬=[ম]—বিণ. যে কেবল ক্ষতি করে ॥ পোলাডা যবর্ উরি । [<উড়ি <উড়ানিয়া ; দেখ উরানো]।

৭=[কুম্]—বি. হালের বা জোয়ালের ডান দিক ॥

৮=[সি]—বি. ইঙ্গিতপূর্ণ ডাক ॥ চোঁরে উরি দ্যায় [<উলি]।

৯=[সি]—বি. ছোট ঠুকরি ॥

উরি দ্যাওয়া=[সি]—ক্রি. সমস্বরে চীৎকার করা, হৈ চৈ করা ॥ হিয়াল্ উরি দিতাসে । [<উলি]।

উরিয়া=[সি]—বিণ. বিদেশী, পরগাছী [<উড়]।

উরিয়া ফুরিয়া=[রং]—ক্রি. বিণ. নিঃসম্বল হইয়া ॥ উরিয়া ফুরিয়া দেখলু তো ক্যামন্ মজা ? [<উড়াইয়া ॥ ফুরাইয়া]।

উরিবুরি=[চা]— বিণ. জরুরী, দরকারী ॥ আমার্ এই উরিবুরি কামের্ শময় কেঐরে পাইলাম্ না । [দেখ উরাউরি]।

উরিমুরি=[চা]—ক্রি. বিণ. তাড়াহুড়া, অতিশীঘ্র ॥ উরিমুরি কৈর‍্যা কোনু কাম্ করন্ বালা না । [<হুড়াহুড়ী]।

২=[কুম]— বি. ডিগবাজী ॥ এত উরিমুরি খাও ক্যারে ? [<হুমুড়ি <হুমড়ি]।

৩=[ম]— বি. গোলমাল ॥

উরুইংগা=[চট্ট]—বিণ. রুক্ষ্যমেজাজী ॥ হিতে অগ্ খুয়া উরুইংগা গাউর্ ।

উরুইশ্=[ম] — বি. ছারপোকা ॥ [উড়স হিং<উদ্দংশী সং]।

উরুচ্'=[ম]— বি. বাৎসরিক বিরাট মহফিল ॥ [<'উরস عرس আঃ]।

উরুটে=[খু]— বিণ. অনুর্বর, ফসলবিহীন ॥ মালিক্ মরি যাওয়ার্ বাদির্ ভিটে উরুটে হয়্যা গ্যাসে ।

উরুত্=[ম]—বি. উরু ॥ তার্ উরুত্টা ফুল্যা গ্যাসে । [দেখ উরাত্]।

উরুত্ কম্বল্=[ম]— বি. বাহ্যবারের অন্তঃআবরণ ॥ হাশ্তে হাশ্তে উরুত্ কম্বল্ কাড়্সে । [দেখ উরুত+কম্বল]।

উরু দ্যাখানো= [পা]— ক্রি. আশা দেওয়া ॥ উরু দেখায়া আর্ কয় দিন্ গুরাইবা ? [দেখ উরু+দেখানো ; রূঢ়ার্থে ; 'গরুমের আশা দেওয়া' হইতে কথাটির উৎপত্তি]।

উরুল্=[রং, দি]—বি. ধানভানার জন্য গর্তবিশিষ্ট কাঠের গুঁড়ি ॥ উরুল্ পাইন্টা দি কুটেক্ । [<উরুল<উরূহল <উদূখল সং]।

উরুম্=[কুম]—বি. মুড়ি ॥ [<হুড়ুম]।

২=[কুম]—ক্রি. বিণ. হুড়মুড় করিয়া ॥ তুফানে উরুম্ কৈর‍্যা গাস্টা পৈরা গ্যাল্ [<হুড়ুম ধ্বন্যা.]।

৩=[সি]—বি. নৌকার নীচের দিকের ছিদ্রপথে ব্যবহৃত ন্যাকড়া ॥ উরুম্ খৈ বগ্বগ্ করি পানি উঠের্ ।

উরুস্, উরুম্=[চট্ট]—বি. উড়ি উড়ি ভাব, অস্থিরতা, অস্বস্তি ॥ বিদেশত্ মন খালি উরুস্ উরুস্ করের্ । [<উড়িব উড়িব]।

উরুম্ দুরুম্=[চা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ কাম্ডা উরুম্ দুরুম্ কৈর‍্যা কর । [=হুড়ুম দুড়ুম]।

উরুম্বা=[ম]—বিণ. নিকৃষ্ট, হেয় ॥ লোক্টা উরুম্বা গুশ্টির্ ।

২=[কুম]—বিণ. বোকা ॥ তুই এ্যাক্টা উরুম্বা ।

উরুয়া=[বা]—বি. জেলে নৌকার নোঙরের সাথে বাঁধা চোঙ্গা ॥ উরুয়া বাশ্যা গ্যালে গ্যারাপি তুলমু কি কর‍্যা ?

২=[রা]—বি. কাঠের অস্ত্র বিশেষ ॥

উরুরুরু= [সি]— বি. হুলুধ্বনি ॥ [<উলুলু=উলু+উলু]।

উরুলি=[চট্ট]—বি. লাল বিষাক্ত পিঁপড়া বিশেষ ॥

উরুশ্ = [কুম] — বি. অর্শরোগ ॥ [<ওরশ<অর্শ]।

২=[চা]—বি. ছারপোকা ॥ [দেখ উরুইশ্]।

উরুশ্ শা=[ম]—বিণ. এলোমেলো ॥

উরুস্ তুল্= [চা]— বি. হুলুস্থুল ॥ ইলেক্শানের্ উরুস্তুল্ পৈর‍্যা গ্যাসে। [<হুলুস্থুল]।

উরে=[চট্ট]—অব্য. উপরে ॥ হযলর্ উপে ন বৈশ্ । [<উপরে]।

২=[র,রা]—অস. ক্রি. গায়ে দিয়া ॥ [<উড়ে <উড়িয়া <উঢ়্না হিং ; মহাপ্রানতা লোপ ; তুঃ উড়ানি]।

উরের্ বাপ্রে=[কু, পা]—অব্য. ভয়সূচক ॥ উরের্ বাপ্রে, কত বড় শাপ্ । [<ওরে+বাপরে]।

উরে শারে=[ম]—ক্রি. বিণ. দৈর্ঘ্যে প্রস্থে ॥ কাপর্ডা উরে শারে সির‍্যা গ্যাসে । [ওরে (দৈর্ঘ্যে)+ওশারে (প্রস্থে)]।

উর‍্যাত্=[ফ]—বি. উরু ॥ পাট্খ্যাতে উর‍্যাত্ পানি ঐচে' । [দেখ উরাত্]।

উর‍্যাশ্=[ফ]—বি. ছারপোকা ॥ [দেখ উরুইশ্]।

উরো=[খু]—বি. ধানজাতীয় আগাছা ॥ ধানে অনেক্ উরো হয়্যাসে ।

২=[বা]—বি. সামনে ॥ আমি হগন্ শময় আপ্নের্ উরো আসি । [দেখ উর+ও]।

উরোদরি=[খু]—বি. খেজুর ও তাল গাছে পাত্র ঝুলাইয়া রাখার দড়ি ॥ [উড়েদড়ি]।

উরোন্=[খু]—ক্রি. স্ফূর্তি করিয়া বেড়ানো ॥ লোক্টা খালি উরোই বেড়ায় । [দেখ উরন্]॥

উর্=[ম]—বি. বক্ষ, বুক ॥ মুইট্টাকাডারে উরে লৈয়া হোও ॥ [<উরজ <উরস্ সং]।

২=[ম, কুম, সি]—বি. গাভীর স্তন বা বাঁট ॥ দুদাল্ গাই উরে চিঁনন্ যায় । [<উঅর<উদর ; অর্থ প্র.]।

৩ = [চট্ট] — বি. শূকর ॥ উয়র্ বাচ্'চ'া কোথাকার্ । [<উয়র<হূঅর <শূকর]।

৪=[ম]—বি. শেষ ॥ আর্ খ্যাম্তা উর্ ঐসে । [<ওর]।

৫=[পা]—বি. লুট ॥ আম্ চপ্টে উর্ হচে'।

৬=[ফ]—বি. মানুষের ভীড় । উরের্ মদ্যে যাইস্ না। [<হুড়]।

৭=[চট্ট]—অব্য. উপর ॥ ঘরের্ চা'লের্ উরত্ কাউয়া ডাকের্।[<উযর<উপর]।

৮=[বা]— সর্ব. উহার ॥ উর্ টে কোথায় ? [<উয়ার<উহার]।

৯=[সি]—বিণ. সম্পূর্ণ ॥ [দেখ উব্]।

১০=[সি]—বি. ধার ॥ উরে দ্যাওনে একমন্ দানে তিন্ মন্ পাইসি। [<উধার<উধার হিং]।

১১=[কুম]—বি ঘোলা ॥ উর্ পানি খাইস্ না।

উর্ইয়াম্=[ফ]—বি. গাছবিশেষ ॥

উর্উরি=[সি]—অব্য. শব্দ বিশেষ ॥ মানুশে উর্উরি ডাকের্। [ধ্বন্যা.]।

উর্কা=[কুম, দা. সি]—বি. দরজার খিল, ছিটকিনি, হুড়কা ॥ দুয়ারের্ উর্কাড়া লাগাইয়া দোও ॥ [<হুড়্কা <হুড়ক্ক সং]।

উর্কা বুর্কা=[চা]—বিণ. এলোমেলো অগোছাল ॥ অব্ মাতার্ চু'ল্ এমুন্ উর্কা বুরকা ক্যা ? [অনু.]।

উর্কি=[ম]—বি. শুরু, আরম্ভ ॥

উর্খানিয়া=[চট্ট]—বিণ. ক্ষয়িষ্ণু, নড়বড়ে ॥ খুটিউয়া উর্খানিয়া হৈ গ্যাসে। [<উখড়ানিয়া (<উৎকর্ষণ সং); বর্ণ বিপর্যয়]।

উর্গান্=[ম]—বি. ফেরৎ ॥

উর্গো=[খু]—সর্ব. উহাদের ॥ [<উয়ার <উহার+গো=দের]।

উর্গুন্যা=[চট্ট]—বিণ. ঘুনে খাওয়া, প্রায় পচা, ছাতাধরা ॥ মরিচ্'চু'ন্ দুই মাশোত্ উর্গুন্যা হৈ গেইয়ে।

উর্চু'ংগা=[চা, ফ, পা]—বি. আরশুলা জাতীয় পোকা বিশেষ ॥ [উচুংগা]।

উর্জানো=[বা]—ক্রি. উৎপাদন করা ॥ [<অর্জানো<অর্জন সং]।

উর্ঝা=[ম, বা]—বি. উচ্ছে ভক্ষকারী ॥ [দেখ উচ্ছো]।

উর্ঝুর্=[বা]—বি. গণ্ডগোল ॥ অনেক্ মাইন্শের উর্ঝুর্ শোনা যায়।

উর্ডাংগা=[কুম]—বি. আরশুলা জাতীয় একপ্রকার ছোট পোকা ॥ [দেখ উর্চু'ংগা]।

উর্তি=[খু]—বিণ. বাকী, অবশিষ্ট ॥ উর্তি ট্যাহাডা ফ্যারত্ দে।

উর্তুন্=[চট্ট]—অব্য. উপর হইতে ॥ 'উব্তুন্ পবে খুশি তিন্ ঠ্যাং উগা করি' —ধাঁধা। [<উপর+তুন=হইতে]।

উর্দা=[সি]—বিণ. উল্টা ॥

উর্দি উঠা=[সি]—ক্রি. বমি হওয়া ॥

উর্দু=[পা]—বিণ. বোকা। [<উরদ্; অর্থ বিকৃতি]।

উর্নি=[সি]—বি. স্ত্রীলোকের গায়ের চাদর ॥ [<উড়ানি; তুঃ ওড়নী হিং]।

উর্পা=[কুম]—বিণ. পানিতে নষ্ট ॥ গ্যাসে বসর্ দান্ উর্পা যায়্ নো। [<উপ্ড়া <উৎপাড়িত্র প্রাঃ <উৎপাটিত সং]।

উর্পাড়ে যাওয়া বা আশা=[রা]—ক্রি. কোনকিছুর লোভে ঝাঁকে ঝাঁকে বা দলে দলে ভীড় করা ॥ মাছ্ দেখ্যা লোক্ শোমানে উর্ পাড়ে যায়্। [উর <হুড়]।

উর্পাত্=[কুম]— বি. উরু, রান ॥ আমার্ উর্পাতে কোরা ঐসে। [দেখ উরাত্]।

উর্পার্=[খু]— ক্রি. বিণ. একদিক হইতে অন্যদিক পর্যন্ত ॥ [দেখ উয়ার্ পার্]।

উর্প্যার্মুই=[নো]— ক্রি. বিণ. উপরের দিকে ॥ উর্প্যার্মুই চা'ও। [দেখ উর্মুই; উরপের=উপর+এর; বর্ণ বিপর্যয়]।

উর্বং=[রা, রং]—বিণ. ভবঘুরে ছন্নছাড়া, বোকা ॥

উর্বাবা=[কুম, নো]—বি. হট্টগোল ॥ [<হুড়ভাঙ্গা]।

উর্বা যাওয়া=[নো, কুম, খু]— ক্রি. নষ্ট হওয়া, ভাসিয়া যাওয়া, ফসল না হওয়া ॥ যবির্ দান্ এইবার্ উর্বা গ্যাসে (খু)। [দেখ উর্পা]।

উর্মা=[বা]—বিণ. নোংরা, ময়লাটে ॥ উর্মা স্যারাডারে খ্যাদা। [<ওড়্মা]।

উর্মাই=[চট্ট]—বি. দাপাদাপি ॥

উর্মান্=[ফ]— বিণ. অপরিস্কৃত, নোংরা। লোক্টা বর উর্মান্। [দেখ উর্মা]।

উর্মাল্=[দি]—বি. রুমাল ॥ পকেটে উর্মাল্ রাখা দর্কার্। [দেখ উমাল্]।

উর্মুই=[না, কুম]—ক্রি. বিণ. উপরের দিকে ॥ উর্মুই স্যাপাইলে আপ্না গাও হবে। [<উপরমুই<উপরমুখী]।

উর্মুরি=[ম, সি]—ক্রি. বিণ. হঠাৎ, তাড়াতাড়ি ॥ এমন্ উর্মুরি কৈত্তে আইলা ? [দেখ উরিমুরি]।

উর্মে=[রা]—ক্রি. বিণ. রাগের সহিত, বেগে ॥ শে তার্ বৌকে উর্মে আশি মার্লো।

উর্ম্যান্দা=[খু]— বিণ. স্থূল, খুব মোটা ॥ উর্ম্যান্দা লাশ্।

উর্ম্যাল্=[রা]—বি. রুমাল। [দেখ উমাল্]।

উর্মৈ=[ফ]—বি. একপ্রকার অখাদ্য ফল ॥ উর্মৈগুলা কিহার্তে পায়্লোত্ ?

উর্ লাগানো=[সি]— ক্রি. লাভ পাওয়া ॥ ব্যাজা পাশ্শ ট্যাহা উর্ লাগাইয়া দনি ঐয়া গ্যাসে। [দেখ উর্${}_{১০}$+লাগান]।

উর্সিলা=[সি]—বি. চালের ছিদ্রপথে ঘরে পতিত বৃষ্টি। [উচিছ্লা ম. বাং]।

উর্শুম্যা দরা=[পা]— ক্রি. বৃষ্টিপাতে নষ্ট হওয়া বা পচিয়া যাওয়া ॥

উর্সাগর্=[কুম]— বি. রন্ধনশালা ॥ [উরসা<রসুই; বর্ণ বিপর্যয়; দেখ উশাই+ঘর]।

উর্হি=[রা, খু, লি]—বি. ভাত নড়াচড়া করিবার নারিকেলের মালার তৈরী একপ্রকার চামচ বা হাতা ॥

উর্হো=[পা, কু, মা]—বি. কৈয়ের ছোয়া ॥

উলট্ কম্লি=[চা]—বি. একপ্রকার গাছ ॥

উলট্ কামড়্=[রা]—বি. একশ্রেণীর গাছ ॥

উলট্ কোমর্=[পা]—বি. একশ্রেণীর গাছ (ইহার ডাঁটা ভিজাইয়া খাওয়া উপকারী) ॥

উলম্=[চট্ট]—বি. উদর ॥ [দেখ উর্$_{২}$]।

উলশ্=[সি]—বি. ছারপোকা ॥ [দেখ উরুইশ্]।

২=[য]—বি. লাঠি খেলার লাফ ॥ [<উলাস<উল্লাস সং ; অর্থ. প্র]।

উলশ্ কাটা=[খু]—ক্রি. জলের ভিতর মাছের পুচ্ছ সঞ্চালন করা ॥ [দেখ উলশ্$_{১}$]।

উলা=[দি]—সর্ব. ঐগুলা ॥ উলা কথা রাখেক্ ? [<ওউলা <ওগুলা <ঐগুলা]।

২=সি]—ক্রি. বিণ. এইভাবে ॥ উলা বেতমযের্ মত কতা কও ক্যা ?

৩=[সি]—বি. পুরুষবিড়াল, হুলো বিড়াল ॥ [<হুলা]।

৪=[রং]—বিণ. উঁচু ॥ গাড়ির্ পেছনের্ দিক্ বোঝাই বলি শাম্নের্ দিকে উলা হছে। [ওলা = উপ্রার হিং]।

৫=[সি]—বি. কার্তিক মাসের শেষ-দিন ॥ 'আইয্ উলা কাইল্ বোলা।'

৬=[ম]—বি. চৈতালী হাওয়া, ঘূর্ণি বায়ু, কালবৈশাখী ঝড় ॥

৭=[দি]—বি. গাড়ির চাকায় বা ঢেঁকির মুষলে ব্যবহৃত গোলাকৃতি লোহা ॥ উলা থাক্লে চাকার্ মুখ্ শহজে ফাটে না।

৮=[ধ, কু ক]—বি. রৌদ্রতাপে বিনষ্ট বা পচা খেজুর বা তালের রস, তাড়ি ॥ উলা খালে নেশা হয়্।

উলাইল্লা=[নো]—বিণ. আদুরে ॥ উলাইল্লা মাইলা। [<অলাইল্লা <আলাইলা<আলাল+ইয়া প্র.]।

উলাউলি=[ম]—বি. গোলমাল, চীৎকার [<হুলাহুলি<হুলহুলী সং]।

উলা করা=[রা]—ক্রি. উল্টা করা ॥ গাড়ি উলা করিছ্ না। [দেখ উলা$_{৪}$]॥

উলাক্=[ফ]—বি. উল্লেখ ॥ গোপন্ কথা উলাক্ না করাই বালা। [<উল্লাক <উল্লেখ]।

উলাক্খানে = [য, খু, কু] — বিণ. দুর্ভাগা ॥ ওটা একেবারেই উলাক্খানে। [<অলক্খনে<অলক্ষুনে]।

উলাক্খান্যা=[পা]—বিণ. যে শুধু খাইতে পারে ॥ [দেখ উলাক্খানে : অর্থের বিকৃতি]।

উলাগাবা=[ম]—বি. আলোচনা ॥ বাযে উলাগাবায় লাব্ কি ?

উলাটুলা = [সি] — বি. পুংবিড়াল ॥ আইয্ এখটা উলাটুলা আইলগি ? [উলা<হোলা+টুলা অনু:]।

উলাত্লি=[ম]—বি. ঘরের চালের বর্ধিতাংশ ॥ উলাত্লি দিয়া ম্যাগের্ পানি পবে। [ওলতী হিং]।

উলানি=[কুম, নো]—বি. মশার ন্যায় দংশনকারী এক প্রকার পোকা ॥ উলানির্ কামরে বরৈ (বড়শি) বাওন্ যায় না।

২=[চা]—বি. উল্লাস. খুশি ॥ উলানির্ মালায় আব্ বাচে না।

উলানো=[কুম, ম, ফা]—ক্রি. উনান হইতে তোলা বা নামানো ॥ বেগুন্ডা পাগাল্ থাইক্যা উলাইয়া রাহ। [<ওলানো<ওআবন প্রাং<অবতারণ সং]।

২=[রা, নো, খু, সি, ম]—ক্রি. উত্যক্ত করা, ক্ষেপাইয়া তোলা, প্ররোচনা দেওয়া ॥ তরা শোনা মানুশ্টারে এক্-কেলে উলাইয়া তুলসত্। [<উল্লপ ; নামধাতু]।

৩=[নো]—ক্রি. উদিত হওয়া ॥ অহনো চান্ উলায় নাই। [দেখ : উলন্]।

৪=[ম]—ক্রি. বর্ধিত হওয়া ॥ গোল্ আলুগুলি বেশ্ উলাইসে।

৫=[ম]—ক্রি. মাটির নীচের শষ্য ফলা ॥ খেতে গোল্আলু এখন্ও উলায় নাই।

৬=[সি]—ক্রি. কার্তিক মাসে জমিতে পাতা ছন ইত্যাদি রাখা ॥ [<উলু ; নামধাতু]।

উলাক্কিয়া=[ম]—বিণ. নির্বোধ, নিরেট ॥ [দেখ উলুক]।

উলাবুলা=[য]—বিণ. মোটাসোটা ॥ বক্রির্ বাচ্চা খুব্ উলাবুলা।

উলাব্যালা = [রা] — বি. অবেলা ॥ [<উলা+বেলা]।

উলাম্যালা= [কু, খু, দি] —বি. আনন্দ, উৎসব ॥ উলামেলা কিসের ? [মেলা+উলা ; অনু.]।

২=[খু, ম, য]—বি. সামাজিকতা, খাতির, মহব্বত ॥

৩=[ম]—ক্রি.বিণ. এলোমেলো ॥ উলা মেলা কৈর্যা কাম্ কর ক্যা ? [উলা <আউল<আকুল+ম্যালা অনু:]।

উলার্ ভায়া=[রং]—ক্রি. বিণ. ঐগুলি-সহ ॥ উলার্ ভায়া নিছু। [উনার <ওউলার <ঐগুলার+ভাঁয়া <ভাতে হিং=সদৃশ ; দেখ উলা]।

উলাল্=[নো, চা, কুম, চট্ট]—বি. আনন্দ ॥ উলালে গা হাড্ডি যাক্কের্। [<উল্লাস]।

২=[রা]—বি. আরাম, বিশ্রাম ॥ গরুটারে উলাল্ দাও।

উলাশ্ করা=[বা]—ক্রি. জানিয়াও না জানার ভান করা ॥ [<উল্লাস ; অর্থ প্র.]।

উলা হওয়া=[ফ]—ক্রি. উল্টাইয়া যাওয়া। গারিখালি উলা হয় ক্যা। [<ওলা ; দেখ উলা$_{৪}$]।

উলি=[কুম, সি, ফ]—বি. উই পোকা ॥ উলিতে বৈ কাটে। [দেখ উরি (র=ল) কিংবা উজলিআ প্রাং উপদিকা সং]।

২=[ম]—বি. ধুম ॥ পুশ্ মাশে পিডা খাওনের উলি পর্যা যায়্। [দেখ উলি$_{৩}$]।

৩=[সি]—বি. হোলী উৎসব ॥ হিন্দুরা উলি খেলাত্ খুব্ ফুর্তি করে। [হোলী<হোলাকা সং]।

৪=[সি]—অব্য. ওয়ালা, যুক্ত, বিশিষ্ট। চৌদ্রি শাব্ শিংউলি বলদ্ কিনুসে।

[<বালী হিং]।

৫=[খু]—বি. রুলার ॥ উলি দিয়া খাতায় দাগ্ টানে। [<রুলি< roller ইং]।

৬=[ম]—বি. দিশাহারা ভাব॥ এত্-লোক্ দেইখ্যা উলি লাইগ্যা গেসে গা।

৭=[পা]—বি. শোলা বা খড়কটার আলো ॥ [<আলোট<আলোকী]।

উলিতুয়া=[কুম]—বি. উই পোকার উঠানো মাটির স্তূপ ॥ [উলি<উপদিকা সং+তুয়া (স্তূপ)]।

উলিবিলি=[রা]—ক্রি. বিণ. ব্যাতিব্যস্ত ॥ হামাক উলিবিলি করিছ্ না। [<এলোবিলি<আকুলী ব্যাকুলী]।

উলিরায্=[ফ]—বি. একপ্রকার উড়ন্ত উই ॥ আগে হন্‌সি উলিবায্ ওট্‌লে বিশ্‌টি অয়। [দেখ উলি+রাজ]।

উলি লাগা=[ম]—ক্রি. বুদ্ধিভ্রম হওয়া ॥ বুইরা৷ বয্‌শেত্তো উলি লাগবৈ। [দেখ; উলি৬]।

উলু=[গি]—বি. গাভীর স্তন ॥ [<উলুইন <ওলান]

২=[পা]—বি. ঝাড়ু ॥ উলু দিয়া গর ঝাড়্। [দেখ উলু৪; অর্থ প্র.]।

৩=[কুম, চা]—বি. উইপোকা ॥ দুই মোন্ পাট্ উলুয়ে কাইট্টা লাইসে। [দেখ উলি]।

৪=[পা, কুম]—বি. একপ্রকার সরু ঘাস বা ছন ॥

উলুইন্=[গি]—বি. গাভীর স্তন ॥ গাইয়ে উলুইন্ নামাই দিসে। [দেখ উলু]।

উলুইয্যা=[কুম]—বি. হলো বিড়াল ॥ উলুইয্যায় ইন্দুর্ মারে। [উলাই <হুলা]।

উলুংগা=[দি]—বিণ. খালি, শূন্য, উলঙ্গ ॥ উলুংগা গতরে থাক্‌লে জাড়্ লাগ্‌বো। [<উলংগ]।

উলুংগা ঘুলুংগা=[ম]—বিণ. এলোমেলো ॥ উলুংগা ঘুলুংগা ঐরা রৈসো ক্যান্? [দেখ উলুংগা+ঘুলুংগা অনু: =উচ্ছৃঙ্খল]।

উলুক্=[খু]—বি. পেচক ॥ উলুকের্ গোস্‌ত্ খাওয়া যায় না। [<উলূক, উলুক]।

উলুক্ ভুলুক্=[রং, বা, রা]—বি. উঁকি ॥ কেনে বায় উলুক্ ভুলুক্ নাগাছিশ্ (রা)। [দেখ উলুকি ভুলুকি]।

উলুখুলু=[কু]—বিণ. শিথিল, অবিন্যস্ত ॥ উলুখুলু চুল্। [<উলুখুলু <আলুথালু]।

উলুচ্ পুলুচ্ করা=[রা]—ক্রি. বিণ. কামপীড়ায় চঞ্চলতা প্রকাশ করা, ভরা আবেগে মদমত্ত হওয়া ॥ [অনু.]।

উলুজ্ ঘর্=[রা]—বি সমবেত চীৎকার। [দেখ উলুযোগার্]।

উলুযোগার্=[পা]—বি. ঐক্যধ্বনি, সমস্বরে চীৎকার ॥ [<হুলু জোকার]।

উলুতুবর্ খাড়ি=[সি]—বিণ. কিম্ভূত কিমাকার ॥

উলুপ্ বান্=[বা]—বি. প্রলাপ ॥ বেশি শময় বাচ্'বোনা, উলুপ্‌বান্ আরম্ভ ঐয়া গেসে। [<পলাবন প্রাং<প্রলাপন সং; উ আগম এবং স্থিতি বিপর্যয়]।

উলুফা=[চা]—বি. নাস্তা ॥ [<'উলুফ: علوفه <আং=খোরাক; অর্থ প্র.]।

উলুবুরা=[গি]—বি. সর্পবিশেষ ॥

উলুমুশ্=[কুম]—বি. গোঁয়ার গোবিন্দ ॥ হের্ উলুমুশের্ চ'ল্‌তিডা গেল্ না।

উলুম্বরা=[ম]—বিণ. বোম্বেটে, ছন্নছাড়া ॥ উলুম্বরা সেলে। [দেখ উলম্বা; <ওড়ম্বা]।

উলুম্বা=[ম]—বিণ. অলস প্রকৃতির ॥ [=উলুম্বা=ওড়ম্বা]।

উলুম্বুশাই=[সি]—বিণ. যে অধিক ময়লা কাপড় পরে ॥ [দেখ উলুম্বা+সাঁই]।

উলুম্ব্যারে=[ম]—বিণ. ভবঘুরে ॥ উলুম্ব্যারে লোক্‌কে কেহ বিশ্‌শাস্ করে না। [দেখ উলুম্বা]।

উলুশ্=[কুম, চা]—বি. ছারপোকা ॥ খেতায় উলুশ্ বহু।

২=[খু]—বি. মাছের পুচ্ছদ্বারা জল সঞ্চালন ॥ [<উল্লাস]।

উলুসন্=[সি, নো]—বি. ছন বিশেষ ॥ উলুসন্‌দি চ'াল্ সাইসি। [দেখ উলু+ছন]।

উলুল্‌লা=[সি]—বিণ. এলোমেলো ॥ [<উল্‌ঝন্ হিং+আ প্র.]।

উলে আশা=[রা]—ক্রি. নামিয়া আসা ॥ [দেখ উলানো]।

উলেবালে=[সি]—ক্রি বিণ. সমস্ত, শেষ পর্যন্ত ॥ [রঙ্গ পুরের বুলিতে আলে ভালে]।

উল্যা=[রা]—বি. গরুর গাড়ির চাকায় ব্যবহৃত লোহার বেড় ॥ [দেখ উলা]।

২=[রা]—বি, ঘর বিশেষ ॥

উল্যামেরা=[নো]—বিণ. দুর্ভাগা ॥

উলৈন্=[সি]—বি. গাভীর স্তন ॥ গাইডার্ উলৈন্ খুব্ বর। [<ওলান]।

উলোঝ'াড়্=[খু, য]—বি. কাশবন ॥ [<উলু ঝাড়]।

উলো না খুলো=[সি]—ক্রি. বিণ. হঠাৎ ॥ উলো না খুলো এ্যাক্ মিয়াকত্ পাইলাম্।

উলোফা=[পা]—বি. কর্মহীন অবস্থা ॥ [দেখ উলুফ]।

উল্=[রা]—বি. কাঠপেন্সিল ॥ [<উডেন্ (পেন্সিল) wooden pencil ইং]।

২=[পা]—বি. খোঁজ, ঠিকানা, খবর ॥ [<ওর]।

৩=[পা]—বি. ধানের হুল বা শুঙ্গা ॥ [<হুল]।

৪=[ম]—বি. অণ্ডকোষ ॥ [<হোল]।

৫=[ম]—বি. কচু বিশেষ। [<ওল]।

উল্‌উল্যা=[কুম, নো]—বি. অধম, ঠাসাঠাসি নয় এইরূপ ॥ চা'উলের্ ডোল্‌ডা উল্‌উল্যা রাইখ্যা না।

উল্ করা=[রা বি]—ক্রি. খোঁজ করা ॥ [দেখ উল্২]।

উল্‌কা=[পা]—বি. দরজার খিল, হুড়্‌কা ॥ [<হুড়কা]।

২=[ক, চট্ট]—বিণ. অতিরিক্ত,

বাজে ॥ মেথ্‌বানে উল্‌কা খাইন্‌শেও খাইয়ে। [<আলুফা]।

উল্‌কি=[য]—বি. উদুখল ॥ উল্‌কিতে সাতু কর্‌। [<উখলি<উদুখল + ই প্র.; বর্ণ বিপর্যয়]।

উল্‌কিনা=[কু]—বি. তুলনা, খোঁটা গঞ্জনা ॥ [দেখ উল্‌কুনা]।

উল্‌কি ভুল্‌কি=[রা, ব]—বি. উঁকি-ঝুঁকি ॥ উল্‌কি ভুল্‌কি মারিছ্‌ না (র)। [দেখ উলুক্‌ ভুলুক্‌]।

উল্‌কুচি'=[চা]—বি. উস্কানি ॥ তুইতো উল্‌কুচি' লাগাবার্‌ যম্‌।

২=[রং]—বি. ঝগড়া, ফ্যাসাদ ॥ ও শব্‌শময়্‌ উল্‌কুচি নাগেয়া বেড়াচ্ছে।

উল্‌কুচ্‌লি=[রং]—বি. উস্কানি ॥

উল্‌কুনা=[রং]—বি. তুলনা, খোঁটা ॥ হুগ্‌লা উল্‌কুনা আর্‌ দেইছ্‌ না তাক কয়া দিলুঁ। [দেখ উল্‌কিনা]।

উল্‌গানো=[ফ]—ক্রি. উত্তোলন ॥ এই গাস্‌টা উল্‌গাইস্‌ না। [<আল্‌গা + আনো প্র.; নামধাতু]।

উল্‌গুলা = [পা] — বিণ. ঢিলা ॥ [আলগা+উলা প্র.]।

উল্‌ঝুল্‌=[ব] — বিণ. এলোমেলো, অসংলগ্ন ॥ 'চেংড়ি তোর্‌ উল্‌ঝুল্‌ চু'লে চি'লে দিবো ডিম্‌' (ছড়া)। [=উচ্ছৃঙ্খল্‌; তুং উল্‌ ঝলুল্‌ হিং]।

উল্‌টা=[কুম]—বি. হোঁচট, পায়ে আঘাত ॥

উল্‌টা ভোল্‌টা=[রং]—বি. ঘোরা-ফেরা [ভোলটা অনুঃ]।

উল্‌টামারি=[চা]—বিণ. বিপরীত ॥ কর্‌লাম্‌ বালার্‌ লাইগ্যা, ফল্‌ ঐল্‌ উল্‌টামারি।

উল্‌টি=[ম]—বি. উঠানের যে স্থানে ঘরের পানি পড়ে ॥ [<ওল্‌তী হিং; দেখ উল্‌তি]।

উল্‌ডাকুই=[চট্ট]—বিণ. একগুঁয়ে, উল্টা কাজ করে যে ॥ তে এক্‌বেরে উল্‌ডাকুই। [<উল্‌টাকাই <উল্টা-কারী]।

উল্‌ডাপাক্‌=[চা] — বি. যে পাকে দড়ি প্রভৃতি খুলিয়া যায়, প্রতিকূল অবস্থা ॥ উল্‌ডাপাক্‌ দিয়া দরিডা খুইল্যা হালাইছি। [<উলটা+পাক]।

উল্‌ডাবাও=[চা]—বিণ. বিপরীত আব-হাওয়া, বিপরীত পরিবেশ ॥ হারা রাইতে কি ক্যান্‌বাস্‌ কর্‌লা, অহনে দেহি উল্‌ডা বাও। [<উলটা বায়ু]।

উল্‌ডা হুল্‌ডা=[চট্ট]—বিণ. উলটা পালটা ॥ উল্‌ডা হুলডা কথা ন কৈশ্‌। [<উল্‌টা পাল্‌টা]।

উল্‌ডি পুল্‌ডি=[কুম]— ক্রি. বিণ. ডিগবাজী ॥ উল্‌টি পুল্‌টি খাইয়া পরসে। [<উল্‌টি পুল্‌টি]।

উল্‌তি=[চা, কুম]—বি. চাল হইতে বৃষ্টির পানি যেখানে পড়ে ॥ [দেখ উল্‌টি <ওলতী হিং]।

উল্‌না=[ম]— বি. গাভীর স্তন ॥ উল্‌নাডা দুদে টন্‌টন্‌ কর্‌তাসে। [<ওলান+আ প্র.]।

উল্‌পরানি=[সি]—বিণ. সঙ্কীর্ণমনা ॥ [<উন+পরান+ই প্র.]।

উল্‌পুলা=[ম]—বিণ. আগলা, নরম ॥ মাটি উল্‌পুলা কৈর‍্যা দিলে বালা অয়্‌।

উল্‌ফ=[য]—বিণ. বাজে ॥ উল্‌ফ্‌ কাযে শময়্‌ নশ্‌ট করো না। [দেখ উলুফা; অর্থ প্র.]।

উল্‌ফা=[ফ] —বি. বাজে কথা ॥ উল্‌ফা কও কেন্‌ ? [দেখ উলুফা]।

উল্‌ফুল্‌=[চট্ট]—বি. রক্তজবা ফুল ॥ উল্‌ফুল্‌ কি সুন্দর্‌। [<ওড় ফুল]।

উল্‌ফো খরচ্‌=[রং]— বিণ. অযথা খরচ ॥ উল্‌ফো খরচ্‌ ভাল না। [দেখ উলুফা+ও প্র.]।

উল্‌বুলন্‌=[কুম]—ক্রি. মোচড়ান ॥ গন্‌ধের্‌ চো'টে পেট্‌ উল্‌বুলাইয়া উডে।

উল্‌বুল্যা=[ক]—বিণ. এলোমেলো ॥ চু'ন্‌গুলান্‌ উল্‌বুল্যা দেহা যায়্‌ ক্যান্‌ ?

উল্‌মাইল্‌=[সি]—বি. গণ্ডগোল ॥ ই এক্‌ উল্‌মাইল্‌ পরি গেসে।

উল্‌মাইশ্‌=[সি]—বি. ইশারা, পাত্তা ॥ এক মাত্রা উল্‌মাইশ্‌ পাইলাম্‌ না।

উল্‌মাদিনি=[য] — বিণ. উন্মাদিনী ॥ এই উল্‌মাদিনি মাইয়ালা কয়্‌ কি ? [<উন্মাদিনী]।

উল্‌মুলা=[য]—বিণ. উস্‌কো খুস্‌কো ॥ [=এলোমেলো]।

উল্‌মুল্‌ = [রা]— বি. আগাগোড়া ॥ তার্‌ কথার্‌ উল্‌মুল্‌ কিছুই বুঝি না। [উল অনুঃ]।

উল্‌লা=[নো]—বি. গরুর গাড়ির চাকার লোহার বেড় ॥ [দেখ উলা]।

২=[ক, য]—বি. বড় কালো পিপঁড়া বিশেষ, ডাঁইয়ে ॥ উল্‌লার্‌ কামরে বহু বেথা।

৩=[কুম]—বি. নলখাগড়া জাতীয় গুল্ম বিশেষ ॥

৪=[কুম]—বি. ঘরের চালা হইতে যে স্থানে পানি পড়ে ॥

উল্‌লাও= [রং]— বিণ. ঐ সমস্ত ॥ হাঁ হাঁ, উল্‌লাও হামার্‌। [<ওউলা <ওগুলা]।

উল্‌লানো=[রং]—ক্রি. এলোমেলো-করা ॥ কেনে জিনিশ্‌লা উল্‌লাইছ্‌ বাঁহে ? [<আউলানো<আউল<আকুল +(নামধাতু) আনো প্র.]।

উল্‌লাপাতিল্‌=[ফ]—বি. খেজুরের রস জাল দিবার মাটির লম্বা পাতিল ॥

উল্‌লাফা=[ব]—বি. লাভ ॥ ব্যাব্‌শাত্‌ উল্‌লাফা খুব্‌। [দেখ উলুফা; অর্থ প্র.]।

উল্‌লামুরা=[নো]—বি. যাহার কোনও অধিকার নাই ॥ উল্‌লামুরার্‌ মত হওয়েব্‌ বারিত্‌ থাই লাব্‌ কি ? [দেখ উল্যানেরা]।

উল্‌লাল্‌=[কুম]—বি. খুশী ॥ বিয়ার্‌ দিনে হোলাহাইনের্‌ উল্‌লাল্‌ বেশি। [<উল্লাস]।

উল্‌লি= [রং] — বি. খোঁজ ॥ [দেখ উল্‌]।

উল্‌লিয়া=[সি]—বি. পুরুষ বিড়াল ॥ [<হোল+ইয়া প্র.]।

উল্‌লিভুল্‌লি = [রং] — বি. হুঁশ, আক্কেল ॥ কথা কওয়ার্‌ উল্‌লি ভুল্‌লি নাই।

উল্‌লু=[রং]—বি. বোকা ॥ তুই কত্তার্‌

কতায় উয়াক উল্লু করি দিশ্।
[<উল্লু<উলুক = পেঁচা ; তুঃ উল্লু হিং ; অর্থ প্র. ; তুঃ উল্লু বনানা হিং]।
উল্লুক্ ভুল্লুক্=[রং]—ক্রি. বিণ. উঁকিঝুঁকি ।। কেনে বায় উল্লুক্ ভুল্লুক্ লাগাছিশ্ ? [দেখ উলুক্ ভুলুক্]।
উল্‌মুশ্ = [চা]—বি. ছারপোকা ।। [দেখ উরুশ্]।
উল্লে = [রং] — বি. চাঁচা ।। এতিন্ ছাওয়াটা উল্লের্ কাছোত্ থাকে।
উল্‌লৈ = [সি]—ক্রি. বিণ. হুলুস্থুল ।। বাল্কু দেইখ্যা পুয়াগুইন্ উল্‌লৈ থুর্‌ল। [<হুললই<হুল্লোড় বা হল্লা]।
উল্‌শানো=[খু, য]—ক্রি. উপচাইয়া উঠা ।। অধিক্ তাপে দুধ্ উল্‌শে উঠে। [<উছলানো<উচ্ছলন ; বর্ণ বিপর্যয়]।
২=[রং] — ক্রি. উৎসাহিত হওয়া ।। ঐ কামোত্ উল্‌শিছ্ না কে-্ ? [<উল্লাস+আনো ; নামধাতু]।
উল্‌শে = [রং]— অস. ক্রি. হৈ চৈ করিয়া ।। ঝগ্‌ড়া লাগাবার জন্যে উল্‌শে বেড়াইছিশ্ ।
উল্‌হাই=[দি]—বি. উল্লাস ।। পহিলা বানের্ পানি, মাছের্ খালি উল্‌হাই লাগ্‌ছে। [<উল্‌শাই<উল্লাস+আই]।
উল্‌হাই করা=[রং]—ক্রি. যাচ্ছেতাই করিয়া উড়াইয়া দেওয়া বা নষ্ট করা ।।
উল্‌হ্যানা=[পা]— বি. খোঁটা, কথার দ্বারা আঘাত ।। [উলাহ্‌না হিং]।
উশম্=[রা]—বি. গরম ।। [<উষ্ম]।
উশল্= [য] — বি. জমা, আদায় ।। [<উসুল<বসুল وصول আং]।
উশা=[রং, রা]—বিণ. সিদ্ধ ।। উশা চাউল্ [<উষ্মা]।
২ = [রা]— বি. গরম ।। [<উশা <উষ্মা]।
৩=[য]—বি. রাজমিস্ত্রীদের কাজের জন্য কাঠের তৈরী উপকরণ বিশেষ।।
৪=[য]—বি. সংকেত ।।
উশাই=[পা]—বি. রান্নাঘর ।। উশাই ঘর্। [<রসুই]।
উশাক্=[কুম]—বি. ফুটি কাটা, শ্বাস নেওয়া ।। কৈ মাস্ উশাক্ দিসে। [<উষ্মা+ক (স্বার্থে)]।
উশান্যা=[স]—বিণ. যাহার ঘর বাড়ি, নাই।। [<উস্‌সান্ন (<উৎসন্ন)+ইয়া প্র.]।
উশানো=[ব,রং,রা]—ক্রি. সিদ্ধ করা ।। [দেখ উশা+আনো প্র.]।
২=[সি]—ক্রি. পানির নীচ হইতে শ্বাস নিবার জন্য মাছের ভাসিয়া উঠা ।। বিলে মাস্ উশাইতাসে। [দেখ উশা (নামধাতু)+আনো প্র.]।
উশারা=[বা, সি, চা]—বি. বারান্দা ।। [<উপশালা ; তুঃ উসারা হিং]।
উশার্=[কুম,চট্ট,রা]—বিণ. সারহীন, নরম ।। উশার্ কাডে আল্‌মারি পোক্তা অয় না (কুম)। [<অসার]।
২=[রা]—বি. অবসর, কাজের চাপের হ্রাস ।। আমার্ এক্‌টুও উশার্ নাই। [<ওশর<অবসর]।
৩= [য]— বি. চওড়া ।। কাপড়ের্ উশার্ কত ? [<ওসার<প্রসার]।
৪=[খু]—বি. গুল্ম বিশেষ ।। উশার্ মুল্ ঔষধের্ অনুপানে লাগে। [<উশীর, উষীর]।
উশাল্=[চট্ট]— বি. শক্তা (ইহার একমাথা সরু থাকে—খন্তার পরিবর্তে ইহা দ্বারা মাটিতে গর্ত করা হয়) ।। [<উ (স্বার্থে)+শলা<শলাকা]।
উশি=[পা]—বি. কপি তরকারী ।।
২=[ব]— বি, সন্ধান ।। তার্ কোন উশি পাস্‌সি না ।
৩=[রা]—বি. আরম্ভ ।। বিবাদের্ উশি কোথায় তা জান কি ?
উশিট্টাল্=[ম]—বি. আবর্জনা ফেলার জায়গা ।। [<উচিচ্ছ<উচ্ছিষ্ট+স্থল কিংবা আল <শালা]।
উশিপুশি=[রা]— বি. কাঁক ।। এত খেয়েছে যে পেটে এক্‌টু উশিপুশিও নাই।
২=[খু]—বি. তন্দ্রা, অর্ধজাগরণ ।।
উশিবুশি=[সি]—বি. ঘুম না আসার দরুন অস্বস্তি ।। কাইল্ রাইতে উশিবুশিত্ কাডাইসি। [=উস্‌পিস্]।
উশিলা=[নো]—বি. উপায় ।। গরিবের্ কোনো উশিলা শহরে অয় না। [<বসীলঃ وسيله আং]।
উশিল্যা পরা=[ম]—ক্রি. চালের ছিদ্র দিয়া পানি পড়া ।। ঘরে উশিল্যা পর্‌তাসে। [=উচ্ছিলা+পড়া]।
উশুনা=[দি]—বিণ. সিদ্ধ ।। উশুনা ধানের্ গুঁড়ার পিঠা। [দেখ উশানো]।
উশুবুশু=[চা]— বি. বেশী খাওয়ার জন্য অসুস্থতা, অস্থিরতা, ব্যস্ততা ।। পেড্‌টা হাপনে কেমুন্ উশুবুশু লাগ্‌তাসে। [দেখ উশিবুশি]।
উশুম্=[রা]—বি. তা ।। মুর্‌গি উশুমত্ বশিছে। [দেখ উশম্]।
২=[রা, রং, ব]—বি. গরম ।। লেপে আর্ উশুম্ নাই।
উশুম্ কুশুম্=[ব]—বিণ. উষ্ণ ।। উশুম্ কুশুম্ পানি দিয়ে অশুদ্ খাই। [<উষ্ণ কবোষ্ণ]।
উশুম্ বুশুম্ লাগা=[সি]—ক্রি. অস্বস্তি লাগা ।।
উশুল্=[ফ]—বি. ওয়াশীল, আদায় ।। আমি যেই রহম্ বাবে পারি তোর্ ট্যাহা উশুল্ করুমৈ। [দেখ উশল্]।
উশুল্ করা=[য]—ক্রি. প্রতিশোধ লওয়া ।। আমি ইযার্ উশুল্ না কৈরা সার্‌মু ? [দেখ উশুল্]।
উশ্যা=[ম]—বি. গোস্বা, রাগ ।। তার্ কতায় উশ্যা কর্‌লা ? [<উষ্মা]।
উশ্যান্যা= [ম, রা]— বিণ. সিদ্ধ ।। [<দেখ উশানো]।
উশোর'াম্যা=[য] — বিণ. প্রসবকালে যাহার পা আগে বাহির হয় ।। উশোর'াম্যা লোক্ পুকুরে নাম্‌তে ডর্ পায়।
উশ্=[ব, চট্ট]—বি. কুয়াশা ।। উশর্ পানি তুই শরি আইউন্।' [ওস্ হিং <ওসা প্রাং<অবশ্যা সং]।
২=[কুম, য, চা]—বি. হুঁশ, সাবধান ।। উশ্ কৈরা চলিশ্। [<হোশ্ هوش ফা.]।

৩=[চট]—বি. বর্ণা ॥ উশের্ পানি খব ঠান্ডা। [<উহ্‌<উচ্ছ<উৎস]।
৪=[চট]—বি. মাছ কুচিলা সাপ কাঁকড়া প্রভৃতির গর্ত্ত বা সুরঙ্গ ॥
৫=[রা]—বি. ছিদ্র ॥ ডালাভাত্ উশ্ আসে।
৬=[রা]—বি. ঢেঁকির উদুখল ॥

উশ্‌কা=[সি]—বিণ. যুবতী ॥ উশ্‌কা মাইয়া।

উশ্‌কাটা=[খু]—ক্রি. শ্বাস টানা ॥ [দেখ উশানো$_2$+কাটা]।

উশ্‌কাঠি=[রা]—বি. চুলার আগুন উসকাইবার দণ্ড বিশেষ ॥

উশ্‌কানা=[পা]—বিণ. বুদ্ধিহীন ॥ [হোশ هوش ফা.+কানা; তুং দিন-কানা]।

উশ্‌কানি=[রা]—বি. ইঙ্গিত, প্ররোচনা ॥ [<উস্কানি]।

উশ্‌কানো=[দি]—ক্রি. খুলিয়া ফেলা ॥ গতরের্ গাম্‌ছাটা উশ্‌কাইয়া থো। [<উচ্‌কানো; উচ্‌কনা হিং]।

উশ্‌কিটান্=[সি]—বি. হেঁচকা টান ॥ উশ্‌কিটান্ দিয়া দরিডা সির্। [<হুশকি<হেঁচকা]।

উশ্‌খুশ্=[ফ]—ক্রি. বিণ. মনে মনে বিরক্ত ॥ আমারে দেক্‌লেই শে উশ্‌খুশ্ করে। [=উস্‌খুস]।

উশ্‌টম্বর=[ম]—বি. উপলক্ষ ॥ ইদের্ উশ্‌টম্বরে বৌত্ টেহা গেসে। [অশ্‌টমর্ <অষ্টমই<অষ্টমী; হিন্দুদের পর্ব বিশেষ; অর্থ প্র.]।

উশ্‌টা=[কুম]—বি. বক ধরার ফাঁদ ॥ উশ্‌টা পাত্যা থও।
২=[রা, ব, দি]—বি. হোঁচট ॥ দেখে-শুনে না হাট্‌লে উশ্‌টা খাবে। [<উছটা <হোঁচট+আ প্র.]।
৩=[বা]—বি. উচ্ছিষ্ট ॥ আমি কারো উশ্‌টা খামু না। [<উশিট্‌ঠ<উচ্ছিষ্ট]।
৪=[পা]—বি. ধোকা ॥
৫=[ম]—বি. চড় ॥ গালে উশ্‌টা মার্‌লে ॥ [দেখ উশ্‌টা$_2$; অর্থ প্র.]।

উশ্‌টাইয়া=[সি]—অস. ক্রি. পদাঘাত করিতে করিতে ॥ [দেখ উশ্‌টা$_2$+ইয়া অস. ক্রি. বিভক্তি]।

উশ্‌টা উশ্‌টি=[সি, চা]—বি. লাথালাথি ॥ পোলাপানে উশ্‌টা উশ্‌টি লাগাইসে। [দেখ উশ্‌টা$_2$]।
২=[রা]—বি. চটাচটি, রাগারাগি ॥ [দেখ উশ্‌টা$_2$; অর্থ প্র.]।

উশ্‌টানো=[রং]—ক্রি. গরু মহিষ প্রভৃতির কাম প্রবৃত্তি জাগা ॥ হামার্ ছাগল্‌টা উশ্‌টাইছে।
২=[চা, কুম]—ক্রি. পদাঘাত করা ॥ উশ্‌টাইয়া অর্ কাহাইল্ বাংমু। [দেখ উশ্‌টা$_2$+নো প্র.]।
৩=[ফ]—ক্রি. উপেক্ষা করা ॥ [দেখ উশ্‌টা$_2$+নো; অর্থ প্র.]।

উশ্‌টি=[রং, ব]—বি. বক ধরিবার ফাঁদ বিশেষ ॥ উশ্‌টিতে বগ্‌লা পড়্‌ছে (রং)। [দেখ উশ্‌টা]।
২=[রং]—বি. মাছ ধরার ছোট যন্ত্র বিশেষ ॥ উশ্‌টিত্ বোয়াল কান্দাইছে।

উশ্‌টুংগা=[ম]—বি. ঘুঘুরে পোকা ॥ [দেখ উচুংগা]।

উশ্‌টুম্=[চা, খু]—বি. উপলক্ষ ॥ কোন্ উশ্‌টুমে যামু? [দেখ উশ্‌টম্বর]।
২=[ক, কু]—বি. আরম্ভ, উপক্রম ॥ এখন্ কামের্ কতা উশ্‌টুম্ কর।

উশ্‌টুম্বু=[ম]—বি. কোনও কাজের উদ্যোগকারী মূল ব্যক্তি ॥ তিনিই এ কামের্ উশ্‌টুম্বু। [দেখ উশ্‌টম্বর]।
২=[রা]—বি. আরম্ভ ॥ ছেলেটির্ আবার্ জর্ উশ্‌টুম্বু হচে।

উশ্‌টে=[ব, রা]—ক্রি. বিণ. রাগান্বিত অবস্থায় লাফাইয়া ॥ লোক্‌টা উশ্‌টে তার্ বৌকে মার্‌তে গেল্।

উশ্‌ঠা=[কুম, নো]—বি. উচ্ছেদ তর-কারী, করলা ॥ [<উচ্ছে]।

উশ্‌ঠি=[রা]—বি. বক ইত্যাদি পাখি ধরার যন্ত্র বিশেষ। [দেখ উশ্‌টা]।

উশ্‌ঠুংগা=[রা]—বি, পতঙ্গ বিশেষ ॥ [দেখ উচুংগা]।

উশ্‌না=[ম]—বিণ. গরম ॥ কেডারে উশ্‌না পানি কানাম্? [উশ<উষ্ণ+না প্র.]।

উশ্‌না আলু=[রং]—বি. সিদ্ধ আলু ॥ [দেখ উশন্]।

উশ্ নিউশ্=[নো]—বি. বদখেয়াল, কু খেয়াল বা কামনা ॥ রাড়ি বুড়ির্ উশ্ নিউশ্।

উশ্ বিশ্=[পা]—বি. পীড়া, যন্ত্রণা, অশান্তি, কোন কিছু প্রকাশ করিতে না পারার ভাব ॥

উশ্‌মা=[সি]—বি. কাঁকড়া ॥ খরের্ মদ্দে উশ্‌মার্ গন্দ কেরে?

উশ্‌মানি=[রং]—বি. ডিমে তা দেওয়া ॥ নাল্ মুর্‌গিটা উশ্‌মানি বৈশাছে। [<উষ্ম+আনি প্র.]।

উশ্‌মার্=[দি]—সর্ব. উহাদের, তাহা-দের ॥ উশ্‌মার্ বাড়ি কুন্‌ঠে?

উশ্‌ম্যা=[রং]—বি. ডিমে তা দেওয়া ॥ নাল্ মুর্‌গিটা উশ্‌ম্যা বৈশাছে। [<উষ্ম+আ প্র.]।

উশ্‌রানো=[রা]—ক্রি. আরম্ভ করা ॥ কাজ্ উশ্‌রায়া জাও কৈ? [উশ্‌রু<শুরু <শুরু' شروع আং+আনো প্র.; নামধাতু; তুং উরুকি]।

উশ্‌লানো=[কুম]—ক্রি. নাড়া দেওয়া। নিবা আগুন্ আর্ উশ্‌লাইও না। [<উচ্ছ লানো]॥

উশ্‌শানো=[রা]—ক্রি. কোন কার্য শুরু করা ॥ [দেখ উশ্‌রানো]।
২=[রং]—ক্রি. এড়াইয়া যাওয়া ॥ কাঁর্ জানে জে জিনিশ্‌লা উশ্‌শি জাইবে।

উশ্‌শি=[ফ]—বি. শিস ॥ উশ্‌শি তর্ কারি।

উশ্‌শে=[রং]—অস. ক্রি. চোয়াইয়া ॥ ছেন্দা পাইলা থাকি দুধ্‌গুলা উশ্‌শে গৈল্। [<উপ্‌চে<উৎপত্য সং]।

উসর্ পাসর্=[খু]—বি. বাধাবিঘ্ন অতিক্রমের চেষ্টা ॥

উসল্‌কেতু=[সি]—বিণ. ছলনাকারী ॥ উসল্‌কেতুর্ লগে চৈ'ল্‌ল না। [উছল <ছল+কেতু=কেতুগ্রহ]।

উসা=[ম]—বিণ. বাছাইকরা ॥ উসা মাল্। [<উচ্ছিত]।

১=[য]—বিণ. ভাজা।। উসা চ'উল্‌ কিনে কেন্‌ ?

৩=[ঢা]—বি. আস্তর ঘষিয়া সমতল বা পালিশ করিবার যন্ত্র ।। উসা দিয়া গণা দেও।

৪=[ম]—বিণ. অপ্রয়োজনীয় ।। আমি ঐলাম্‌ গিয়া এই বারির্‌ উসা মানু। [<উচ্ছ]।

উসাই=[স]—বি. আনন্দ ।। আইয়্‌ তোমার্‌ উসাইর্‌ দিন্‌ । [<উৎসাহ]।

উসাইদ্যা = [চট্ট]—বিণ. অপব্যয়ী, খরচে পটু ।। তোন্‌নান্‌ উসাইদ্যা আঁই নজ দেই। [<উচ্ছেদ+ইয়া প্র.]।

উসাউসি=[খু]—বি. প্রতিদ্বন্দ্বিতা ।।

উসাট্‌=[সি]—বিণ. দোহনের সময় লাথি মারে এমন ।। গাইটা উসাট্‌ । [<উচাটিয়া<উচ্চাটন]।

উসাত্‌ = [চা, কুম] — ক্রি. বমি।। হ্যার্‌ বুযির্‌ কলেরা ঐসে, খালি বারে বারে উসাত্‌ করে আর্‌ গাড যায়্‌ । [<উৎসাদ]।

উসাদ্‌ = [কুম]— বি. বমি ।। [দেখ উসাত্‌]।

উসাদ্যা = [কুম] — বিণ. ধ্বংসকারী, বিনাশকারী ।। উসাদ্যা গাবুর্‌ ।। [দেখ উসাইদ্যা]।

উসানো=[চট্ট]—ক্রি. ছন দিয়া ছাওয়া ।। ঘর্‌ আন্‌ উসাও।

২=[ফ]—ক্রি. চালের পচা ছন ঝাড়া ।। চ'াল্‌ডা উসাও। [<উৎসাদন]।

৩=[ব]—ক্রি. চালের ছানি উঠাইয়া ফেলা ।। [দেখ উসানো$_2$]।

৪=[সি]—ক্রি. বাছিয়া লওয়া ।।

৫=[ফ]—ক্রি. মারার উপক্রম করা ।। উসানের শাথে শাথে সে দৌর্‌ দ্যা পালাইল্‌ ।

৬=[চা] — ক্রি. অগ্রসর হওয়া ।। বাতাশের্‌ চোঁডে নাওডা উসাইতে পারে না। [<উধানো]।

৭=[বা]—ক্রি পুরাতন বাঁধন খোলা ।। [<দেখ উসানো$_2$]।

উসাপিস্‌ = [সি] — বি. অস্বস্তি ।। আর্‌ থাকুম না, উসাপিস্‌ লাগ্‌তাসে। [উস্‌পিস্‌]।

উসারা=[ব]—বি. বারান্দা ।। [দেখ উশারা]।

উসালেন্‌ = [কুম] — ক্রি. নাড়িয়া দেওয়া ।। আগুনের্‌ পাইলাডা উসা-ইল্‌লা দ্যাও। [<উচ্চালন]।

২=[কুম]—ক্রি. খোলা ।। ঘর্‌ডার্‌ চ'াল্‌ উসাল। [উঁছ্‌<উচ্চ সং+আন; নামধাতু]।

উসাল্‌ =[সি, কুম]— বি. বমি ।। তে উসাল্‌ করিগর্‌ বরাই হালাইসে। [দেখ উসাদ্‌]।

উসি = [কুম] — বি. তালি ।। আমার্‌ নাওডাত্‌ উসি দিতে ঐব।

উসিত্‌ =[সি]—বি. আহারের অব-শিষ্টাংশ, উচ্ছিষ্ট ।। কেঐর্‌ উসিত্‌ খাওন্‌ ঠিক্‌ না। [<উচ্ছিষ্ট]।

উসিবিসি=[সি]—বি. ঝামেলা ।। এত উসিবিসি পোষাইতাম্‌ না।

উসিয়াল্‌লা=[সি]— বি. বদৌলত, অন্যের সাহায্য ।। তোমার্‌ উসিয়াল্‌-লায়্‌ আমার্‌ এই কাম্‌ ঐসে। [দেখ উচি'লা]।

উসিল্‌লা=[সি]—বি. উপায়, কারণ অবলম্বন ।। [দেখ উচি'লা]।

২=[চা, ম]=বি. ছুতা ।। উসিল্‌লা দৈরা হইরা থাক্‌লে চ'ল্‌ত না। [দেখ উচি'লা]।

উসুরা=[চা] -বি. ঘরের বারান্দা ।। [দেখ উশারা]।

উসুল্‌ =[নো]—বি. কারণ ।। রোগের্‌ উসুল্‌ বাইর্‌ কর। [<আসল্‌ اصل আঃ]।

উসুল্‌লা = [নো] — বি. উপলক্ষ ।। হিতার্‌ উসুল্‌লায়্‌ বালা ঐসি। [দেখ উচি'লা]।

উস্যাট্‌ =[পা]—বি. <হোঁচট ।।

উসোট্‌ =[চ]—বিণ. বেয়াড়া, অধৈর্য ।। উসোট্‌ গাইটা লাথি মারে। [দেখ উসাট্‌]।

উসোয়ে চালা= [ব]— ক্রি. উপেক্ষা করা ।। আমার্‌ কথাগুলি উসোয়ে চালুলে। [উশারে <উশাইয়া <উষ (নামধাতু)+ইয়া প্র.]।

উস্‌উসা=[ব]—বিণ. উঁচু ।।

উস্‌কানো = [ক] — ক্রি. প্রোৎসাহিত করা, সাহায্য করা, পক্ষপাতিত্ব করা ।। এত উস্‌কাই দ্যাও ক্যা ? [উস্‌কানো <উৎকাশন সং; তুং উসকানা, উকসানা হিং]।

উস্‌টা=[চা]—বি. বাধা ।। কাম্‌ডার্‌ খালি উস্‌টা লাগে। [<হোঁচট]।

উস্‌তা=[রা] — বিণ. খৎনা কারী ।। [<উস্তাদ]।

২=[পা]— বি. উচ্ছে, করলা ।। উস্‌তা তর্‌কারি তিতা লাগে। [দেখ উইস্‌তা]।

উস্‌তিত্‌ =[চট্ট]—বিণ. উপস্থিত ।। আশামি উস্‌তিত্‌ । [<উপস্থিত]।

উস্‌তুর্‌ =[চা]—বি. বয়স্কা, বিবাহের উপযুক্তা ।। উস্‌তুর্‌ মাইয়াডার্‌ বিয়া অয়্‌ না ক্যেরে ? [<স্ত্রী; দেখ উচ্‌থুর্‌]।

উস্‌তে = [খু]—বি. উচ্ছে ।। [দেখ উস্‌তা]।

উস্‌নিতলা=[ক]—বি. খড়ের চালের বাহিরের অংশ ।। উস্‌নিতলায়্‌ যাইয়া কি কর ?

উস্‌প্যাস্‌ = [চা]— বি. বিশৃঙ্খলা ।। বারির্‌ উস্‌প্যাসে যাইতাম্‌ পারি না।

উস্‌রাগর্‌ = [কুম] — বি. পাকঘর ।। [<রসুই ঘর]।

উস্‌লক্ষ্‌ =[চা, ব, সি]—বি. উপলক্ষ, ছুতা, অছিলা ।। আপ্‌নের্‌ উস্‌লক্ষে আমার্‌ এই কাম্‌ডা ঐল্‌। [দেখ উচি'লা]।

উস্‌লা=[সি]—ক্রি. বিণ. বাড়াবাড়ি, উচ্ছৃঙ্খল ।। ই উস্‌লা ঐল্‌ কেন্‌রে ?

উস্‌লানো=[ম]—ক্রি. বাছাই করা ।। হে উস্‌লাইয়া বালা জিনিশ্‌ নিসে। [দেখ উচ্‌'লানো$_1$]।

২=[চা]—ক্রি. উপেক্ষা করা ।। তুই সব্‌কাযে আমার্‌ কতা উস্‌লাইয়া

চ'নস্ ।

৩=[ক]—ক্রি. ঝাড়িয়া ফেলা ॥ কুশি ধর্ গুলো উস্পাৱে ফ্যাল্। [<উচ্ছালন কিংবা উৎচালন]।

উস্ল্যাত্=[পা, ক, কু]—বি. সূত্র, অছিলা ॥ মর্ দার্ মা কোন্ উস্লাত্ পেলেই ঝঁগ্ড়া করে। [দেখ উচি'লা]।

উস্লোড্=[য]—বি. বিপদ ॥ নানা উস্লোতে পরিসি।

উস্সব্=[চট্ট, ক]—বি. উৎসব ॥ পুরার্ বিয়ার্ উস্সব্ । [<উৎসব]।

উস্সল্=[চট্ট]—বি. আদায়, ওয়াশীল ॥ খাযানা উস্সলের্ ভার্ ছিতার্ উপ্রে। [<বসুল وصول আং]।

২=[চট্ট]—বি. নীতি ॥ ছিতার্ দলের্ কোন উস্সল্ নাই। [উসূল<আসল اصل আং শব্দের বহুব.=মূল, নিয়ম]।

৩=[চট্ট]—বি. মন্ত্র বা যাদুর প্রভাবে কিছু খাইয়া ক্ষতিগ্রস্ত হইলে তাহা হইতে আরোগ্য লাভের ব্যবস্থা ॥

উস্ সিলা=[য]—বি. বৃষ্টির সময় ঘরের চাল হইতে পড়া পানি ॥ উস্সিলার্ পানি কি খাওন্ যায় ?

উস্ সিস্=[নো, কুম]—বি. লোভ, খাইবার ইচ্ছা, খাইতে না পাওয়ার জন্য আফসোস ॥ পোলাপানে খাওন্ দেইক্লেই উস্সিস্ করে।

উস্ সুর্=[খু]—বিণ. ভরপুর ॥ পানি পুরে একেবারে উস্সুর্ হয়্যা গ্যাসে।

উহগার্=[খু]—বি. উপকার ॥ [<উগ্গার <উপকার]।

উহা=[ফ, পা]—বি. হুক্কা ॥ উহাত্ তামুক্ ধর্ । [<হুক্কা: حقه আং]।

উহা কুট্লা=[সি]—বিণ. কোনও আকস্মিক কারণে শ্বাসরোধ ॥ পুরাডা উহাকুট্লা হৈ গেসে। [<উঁশা <উশ্বন=শ্বাস]।

উহাল্=[কুম]—বি. শস্য হানি ॥ বৈন্যার্ এইবার্ খেত্ উহাল্ গ্যাসে।

[<অকাল<আকাল ; অর্থ প্র.]।

উহাশ্=[পা]—বি. বাজপাখী ॥ উনুনি গাসের্ আগায়্ উহাশ্ বৈশা আসে। [দেখ উকাশ্]।

উহুম্=[ফ]—বি. আদেশ, নির্দেশ ॥ আল্লার্ উহুম্ সারা এক্টা পাতাও নরে না। [উকুম <হুক্ম حکم আং]।

উহুরানো=[য]—ক্রি. পালে পালে দৌড়ানো ॥ শারা পেয়ে গরুগুলি উহুরেসে।

উহুন্=[য]—বি. শকুন ॥ [<হক্কুন <শকুন]

উহুন্ মারা=[য]—ক্রি. বক্র কটাক্ষ করা। আমার্ দিকে তুমি উহুন্ মার কেন্ ?

উহ্যা=[ফ]—বি. হুক্কা ॥ [দেখ উহা]।

উহৈল্=[বা]—বি. বমি ॥

উহো=[য]—বি. হুক্কা ॥ উহোত্ তামুক ভর্ । [<হুকো ; দেখ উহ্যা]।

এ

এআই=[কুম]—অস. ক্রি. সব কাজ সারিয়া ॥ আঁই এআই আইসি।

এই অক্কে=[চা]—অব্য. এই দিক দিয়া ॥ [<এই মুক্কে<এই+মুখ+এ অধিকরণে কিংবা <এই দিকে]।

এই আইল্ খিলা=[ম]—অব্য. এই আসিল বলিয়া ॥ শবুর্ করো, এই আইল্ খিলা। [<এই+আইল< আসিল+বলিয়া]।

এই এক্খানা হাত্ পা=[রা, কুম]—বিণ. খুব মোটা সোটা ॥

এইও=[কুম]—অব্য. সম্বোধন সূচক ॥ এইও কতা হুইন্না যাও। [<এই +ও]।

এইংকা=[রং]—বিণ. এই রকম, এমন ॥ এইংকা কাম্ না করিস্ বাহে।

এই কাইত্=[চট্ট]—ক্রি.বিণ. এখানে ॥ এই কাইত্ আর্ ন আইস্যর্। [<এই +ঠাঁই+ত অধিকরণে]।

এই কিস্তা=[চা কম]—ক্রি. বিণ. এই বার ॥ এই কিস্তা বিয়া কর্মু। [<এই +কিস্তা <কিস্ত قسط আং]।

এই ক্যানে=[রা]—অব্য. অতএব ॥ [এই+কারণে]।

এই ক্যান্বেল্=[খু]— ক্রি. বিণ. এতক্ষণ পর্যন্ত ॥ এই ক্যান্ বেল্ তোর মন্ নি বশি আসি। [<এইক্ষণ <এতক্ষণ+বেলা]।

এইক্কন্ = [কুম] — ক্রি. বিণ. এখন ॥ এইক্কন্ কোনু কাম্ নাই। [<এইক্ষণ]।

এই ক্কা=[চট্ট]— ক্রি. বিণ. এখানে, এই দিকে ॥ এইক্কা আইও না। [দেখ এইঅক্কে]।

এই ক্কানো=[চা]—ক্রি. শোকে দুঃখে ঘনঘন শ্বাস প্রশ্বাস ত্যাগ করা ॥ মাইরের্ চো'টে এইক্কাতে শুরু কর্সে। [দেখ হিক্কা+আনো ; নাম ধাতু]।

এইখ্দ্যা=[রা]—বি. উকুন ॥

এই ঘড়ি=[দি]—ক্রি. বিণ. এইমাত্র ॥ [<এই+ঘড়ি=সময়]।

এই চো'ডে=[কুম]—ক্রি. বিণ. এই বারে ॥ এই চো'ডে তরে দেহামু। [<এই চোটে]।

এইচ্'চ'া=[নো] – বিণ. এইরূপ ॥ এইচ্'চ'া কর ক্যা ? [<অয়সা হিং]।

২=[চা]—অস. ক্রি. সেচন করিয়া ॥ পানি এইচ্'চ'া মাস্ ধর্মু। [<হেইচ্চা <সেঁচিয়া]।

এইজাম্রি=[রা]—বি. লবণ তুলিবার

চাবচ ॥

এইক্‌যা=[চট্ট]—বিণ. একটা ॥ আমার্ মাগ্যা এইক্‌খা ডাব্ আইন্যো। [<এক +খা প্র.]।

এইট্‌টে=[ক]—ক্রি. বিণ. এই খানে ॥ এইট্‌টে আয়্। [<এই ঠাঁই]।

এইঠে=[দি]—ক্রি. বিণ. এইখানে ॥ এইঠে তোর্ বাপের্ কি ? [দেখ এইট্‌টে]।

এইডা—[ঢা]—সর্ব. এইটা ॥ এইডা এ্যাহন্ পাই না। [<এইটা]।

এই তুত্‌তে=[য]—ক্রি.বিণ. এইমাত্র ॥ আমি এইতুত্‌তে ছিয়ান্ দিয়া আইলাম্। [<এই টুকুতে]।

এইতড়ি = [পা, কু]—অব্য. এই পর্যন্ত ॥ এইতড়ি পড়া রৈল্। [<এইত তলাক <এই+তলক হিং]।

এইত্তা=[য]—অব্য. ইহা ॥ এইত্তা দিয়া কি অয়্ ? [<এই+তা]।

এইতান্=[ঢা]—সর্ব. এই সকল লোক ॥ এইতানের্ বালায় মর্‌লাম্, কৈ যাই। [এইতা+ন বহুব.র বিভক্তি]।

২=[ঢা]—সর্ব. এইগুলি ॥ এইতান্ আমার্ কামে কৈও না। [পূর্বে দেখ]।

এইতান্ হেইতান্=[ঢা]—বি. সামান্য জিনিস ॥ এইতান্ হেইতানে প্যাড্ বরে ? [দেখ এইতান্+হেইতান অনুঃ]।

এইতারে = [কম]—সর্ব. তাহাকে (পুং) ॥ এইতারে ডাক্‌সে। [দেখ এইতা+রে বিভক্তি]।

এইতুকি=[নো]—ক্রি. বিণ. এই পর্যন্ত ॥ [দেখ এইতড়ি]।

এই ত্যালা=[ফ]—ক্রি. বিণ. এখন ॥ আমি এইত্যালা যাইম্। [<এইত+বেলা=এখন]।

এইতো=[ঢা]—ক্রি. বিণ. এইখানে। এইতো আমি। [<এই+ত]।

এইত্‌তরে=[পা]—ক্রি. বিণ. এই-দিকে ॥ এইতৃতরে আয়্।

এইত্‌তলাক্ = [ঢা]—অব্য. এই পর্যন্ত ॥ এইতৃতলাক্ আমার্ বাগা। [<এই+তলক হিং]।

এইত্‌তলাম্ = [ঢা]—বিণ. এই পর্যন্ত ॥ এইতৃতলামে শেশ্, আর্ ওগ বাইরে যাইতাম্ না। [দেখ এইত্‌-তলাক্]।

এইত্‌তারা=[রা]—ক্রি. বিণ. এই-মাত্র ॥ এইতৃতারা আইলাম্। [<এই-মাত্র]।

এইত্‌তে=[দি]—ক্রি. বিণ. এখান হইতে ॥ এইতৃতে শর্, নৈলে থাপড় দিমু ॥ [<এই আন তেরে=এইখান থেকে]।

এই দান্‌তি=[রং]—বিণ. এইরূপ ॥ এই দান্‌তি কথা আছিল্ নায়্। [<এই+ধরণ+তে (সপ্তমী বিভক্তি)]।

এই দির্=[খু]—ক্রি. বিণ. এইদিকে ॥ এইদির্ আয়্। [<এইদিক]।

এইন্=[য]—ক্রি. বিণ. এখন ॥ এইন্ কি তুমি হাডে যাইবা। [<এখন]।

২=[সি]—সর্ব. ইনি ॥ এইন্ আমার্ মামু। [<ইনি]।

এইন্‌ডো=[য]—ক্রি. বিণ. এখানে ॥ এইন্‌ডো আয়্। [<এই খানটা]।

এইন্‌খিকা=[য]—ক্রি. বিণ. এখান হইতে ॥ তুমি এইন্‌খিকা যাও। [<এই-হান থাইকা <এইখান থেকে]।

এইন্‌না = [দি]—বিণ. একটুকু ॥ [<এইখানি]।

এই পাইল্ = [কুম]—ক্রি. বিণ. এদিক ॥ কুত্তাডা এই পাইলে গেসে। [<এই পাই (দিক)+ল]।

এইবার্‌কা=[ঢা]—ক্রি. বিণ. এইবার ॥ এইবার্‌কা দ্যাশের্ অবস্‌থা খারাপ্। [এইবার+কা]।

এই বেইল্=[ঢা]—বি. সকালবেলা ॥ আমি এইবেইলে খাইমু না। [<এই +বেইল>বেলী=বেলা]।

এইবেরা=[চট্ট]—ক্রি. বিণ. এইবার ॥ এই বেরা বিয়া কৈর্‌মু। [<এইবার]।

এইয়িন্=[চট্ট]—অব্য. এইগুলি ॥ [<এই+গুলিন=গুলি]।

এইয়ুন্ = [চট্ট]—অব্য. এইগুলি ॥ এইয়ুন্ দিয়া কি লাভ্ হৈব ? [দেখ এইয়িন্]।

এইয়ে=[কুম]—সর্ব. ইহাই ॥ এইয়ে পথ্, এই পথে যাও। [<এই+ই]।

এইয়্যা=[চট্ট]—অস. ক্রি. রাখিয়া, থুইয়া ॥ কাপড়্‌খান্ এইয়্যা দিতে ভুলাই পড়িয়ে। [এড়িয়া √ এড় ; দেখ এইর্‌য়্যা]।

২=[য]—অব্য. এইতো ॥ এইয়্যা কার্ ঐয়্যা গেসেগ্যা। [<এই+যা]।

এইয়া = [চট্ট]—ক্রি. বিণ. এইবার, এখন ॥ [<এই+বারা=বার]।

এইয়া খাওয়া=[বা]—ক্রি. কাড়িয়া খাওয়া ॥ [এইয়া<এড়িয়া+খাওয়া]।

এইর্‌য়্যা=[কুম]—অস. ক্রি. রাখিয়া, থুইয়া ॥ কলস্‌ডা এইর্‌য়্যা দেও। [দেখ এইয়্যা]।

এইলা=[ঢা, কুম]—সর্ব. সে ॥ এইলা আমার্ সোড়ুপুত্‌তুর্। [<এই+লা=টা]।

২=[রং, দি]—বিণ. এই সমস্ত, এই-গুলি ॥ এইলা কথা তোঁক কার্ কৈল্ (রং)। [<এইউলা<এইগুলা]।

এইল্‌চামো=[রং]—বি. ইয়ারকি ॥ তুই মোর্ জদ্দার্ এইল্‌চামো করিছ্ কেন্ ? [<এইল্‌চা+আমো ভাবার্থে]।

এইল্‌লা=[চা, কুম, য]—বিণ. এই রকম ॥ [এই+লা=প্রকার]।

এইশারা=[বা]—ক্রি. বিণ. এইবার ॥

এইসা গেইসা=[য]—বি. ছোট ছোট ॥ [দেখ এইচ্‌'চ'া ; গেইসা অনুঃ]।

এইস্‌তে=[সি]—ক্রি. বিণ. এখানে হইতে ॥ [এই স্থান+তে=হইতে]।

এইস্‌সা=[কুম]—বিণ. এইরকম ॥ এইস্‌সা শোনার্ মানুশ্ আর্ নাই। [দেখ এই'চ্'চা]।

এউক্‌কা=[বা]—বিণ. একটি ॥ আমার্ মোড়ে এউক্‌কা পোলা। [<এক+উয়া <ওয়া ; বর্ণ বিপর্যয় ; দেখ এওগা]

এউক্‌গা = [কুম]—বিণ. একটি ॥ এউক্‌গা আম্ দেও। [দেখ এউক্‌কা]।

এউক্‌রানো=[ক]—ক্রি. বিকৃত করিয়া

কাঁদা ।। [<কুকরান<কুকরা+আন]।

এউক্তা=[সি]—ক্রি. বিণ. ইহা ।। তুমিও এউক্তা খানো। [<এ+ও+ক্তা]।

এউয়া=[সি]—বিণ. স্বামী পরিত্যক্তা ।। এউয়া বেটি এখন্ কি করে? [বেওয়া <বেবহ্ بیوه ফা.]।

এউরানো=[ফ]—বি. পানি ঘোলা করা ।। পানি এউরাইস্ না। [<আউড়ান]।

এউলা=[সি]—বি. আমলকী ।। এউলায় বালা আচ'র্ অয়্। [<আমলাই <আমলকী]।

২=[রা]—বি. কাশ জাতীয় ঘাস ।। এউলা দি ঘর্ ছালে বেশি দিন্ টিকে না। [<উলা<উলু]।

এউলা এউলি=[সি]—বি. কোলাকুলি ।। [=কেউলা কেউলি=কোলাকুলি]।

এউল্‌লো=[চট্ট]—বিণ. এইরকম ।। এউল্‌লো মানুশ্ আর্ আঁই ন দেই। [এই+লো=প্রকার]।

এউশা বেউশা=[সি]—বি. মিঠাই, সন্দেশ ।। এউশা বেউশা লৈ শশুর্ বারি যাইবায়্।

এওগা=[চা]—বিণ. একটা ।। এওগা টেহা দ্যাও। [<এওগ্‌গা<এক্ গোআ <এক গোটা]।

এংকার্=[সি]—বি. উপহাস ।। [<ইনকার انکار আঃ=অস্বীকার]।

এংকুর্=[ম]—বি. সাবাস ।। [এনকোর encore ফ্রে.]।

এংগুল্=[কুম]—বি. দরজার চৌকাট আটকাইবার ছিদ্রযুক্ত লোহার পাত ।। [<অঙ্গল<অর্গল সং]।

এঁচিঁ=[খু]—বি. মাছ ধরিবার সরঞ্জাম ।।

এঁডি=[কু]—বি. হালের বামদিক ।।

এঁডির্ মা কেডি=[চট্ট]—বিণ. বাজে লোক ।। এঁডির্ মা কেডি তুইত্ত বাতস্ না।

এঁত্তুতে=[চট্ট]—ক্রি. বিণ. এখন ।। হিতে এঁত্তুতে চ'লি গেইল্ গৈ ।। [<এইক্ষণ>এইমাত্র]।

২=[চট্ট]—ক্রি. বিণ. এইসময়ে ।। [<এই রকত وقت আঃ + এ (বিভক্তি)]।

এঁমনে=[চট্ট]—ক্রি. বিণ. এইরূপে, এই ভাবে ।। [<এমনে]।

এঁয়েক্কা=[চট্ট]—বিণ. এইদিকে ।। [দেখ এই অক্কে]।

এঁয়েত্তা=[কু]—বিণ. এইরূপ ।। এঁয়েত্তা কথা আর্ কোবে না। [<এই+তা]।

এঁহেঁ=[চট্ট]—অব্য. না, না ।। [=উহুঁ]।

একিকালে=[রং]—ক্রি. বিণ. একেবারে ।। একিকালে শগৈ খালি। [<একই কালে]।

একুনা=[রা]—বিণ. এতটুকুন ।। মোকে একুনা পানি দ্যাও। [<এক+উন +আ]।

একুর্=[ঢা]—বি. আমন ধান বিশেষ ।।

একৈকে=[চট্ট]—বিণ. একই ।। হিতারা একৈক্কে মায়ের্ পোয়া। [<এক+ই]।

এক্খুন্=[চট্ট]—ক্রি. বিণ. এখন ।। [<একখন<এইক্ষণ]।

এক্‌ট্টে=[রা]—ক্রি. বিণ. এইদিকে ।। [<একটেরে]।

এখুন্=[পা, কু]—ক্রি বিণ. এখন ।। এখুন্ কডি যাবু? [<এখন]।

এগুর্ দেওয়া=[কম]—ক্রি. আগাইয়া দেওয়া ।।

এগিন্=[চট্ট]—বিণ. এইগুলি ।। [<এইগুলি=গুমিন]।

এগু=[সি]—বিণ. একটি ।। এগু বরৈ দেরে বা। [দেখ এওগা]।

এগুইল্‌লা=[চট্ট]—বিণ. বলিষ্ঠ ।। এগুইল্‌লা পোয়া। [<এক গোঁ+ইলা প্র.]।

এগুয়া=[সি]—বি. এক প্রকার মাছ ।।

এগুলাইচ্'=[কম]—বিণ. এইগুলি ।। [এইগুলি+চ]।

এঙ্গুর্=[কুম]—বিণ. যাহার একহাত

এচিঁ=[সি]—বি. হাঁচি ।। এচিঁ দাও কেন্? [<হাঁচি]।

এচ্'কি=[সি]—বি. হিক্কা, হেঁচকি ।। [<হেঁচকি]।

২=[চট্ট]—বি. ভেষজ ছোট গাছ বিশেষ ।।

এচ্'কি মেচ্'কি=[চট্ট]—বি. ছেলে মেয়েদের খেলা বিশেষ ।। পোয়া হগল্ এচ্'কি মেচ্'কি খেলের্।

এজি=[রং]—বি. চাকু, ছোট ছুরি ।। এজিখান্ দি নখ্ কাট্‌মু।

এটি=[রা]—ক্রি. বিণ. এখানে, এস্থানে ।। [<এঠাঁই]।

এটু=[পা, কু]—বিণ. অল্প ।। আমাক এটুতিনি খাবা দে। [<একটু]।

এটু বেটু=[সি]—বি. ছোট পাত্র ।। এটু বেটু কন্ডা নাইনি ইডা রাখ্ বার্ লাগি। [এটু অনু:+বেটু <বাটি+উয়া প্র.]।

এট্টুআনিক্=[কুম]—বিণ. অল্প, কতটুকু, ছোট ।। আরে এট্টুআনিক্ সালুন্ দিসে। [<একটু খানি+ক]।

এট্টুক্=[কু]—বিণ. অল্প পরিমাণ ।। [<একটুক]।

এট্টুমোক্=[কুম]—বিণ. অতি সামান্য ।। [<এতটুকুন; বর্ণ বিপর্যয়]।

এট্টুশ্‌খান্, এট্টুশখানি=[খু]—বিণ. সামান্য, ক্ষুদ্র ।। [দেখ এট্টু আনিক্]।

এট্টুহান্=[কুম]—বিণ. অল্প, ক্ষুদ্র, ছোট ।। এট্টুহান্ পানিত্ মাস্‌গুলি মার্‌মু। [দেখ এট্টুশ্‌খান্]।

এঠি=[রা]—ক্রি. বিণ. এখানে ।। এঠি আইশ্। [দেখ এটি]।

এডিন্=[কুম]—বিণ. এইগুলি ।। এডিন্ দিয়া আমি কি কর্‌মু। [দেখ এগিন্]।

এডিয়ার্=[চট্ট]—ক্রি. বিণ. এখানকার, এই জায়গার ।। [<এ দিককার]।

এডুক্‌কুন্=[খু]—বিণ. অল্প ।। এডুক্‌কুন্ ভ্যাল্ দ্যাও। [<এই টুকুন]।

এড়ি=[ব]—বিণ. পায়ের গোড়ালি ।। কেমন্ যুতা হে, পায়ের্ এড়ি চোকে

না। [এড়ী হিং]।

২=[নো]—ক্রি. বিণ. এখানে ॥ আহ এড়ি আসি। [দেখ এঠি]।

৩=[চট্ট]— বি. এক ॥ [<একটি]।

এড়িবেড়ি=[বা]—বিণ. বিশৃঙ্খলা, গোলমাল ॥ [=কেরাবেরা]।

এড়িয়া যাওয়া=[রং]—ক্রি. ত্যক্ত হওয়া ॥ অতো এড়িয়ে গেলি কেনে ? [<এড়াইয়া √এড়]।

এতরি=[কুম]– বিণ. অনেক ॥ হ্যায় এতরি মাস্ পাইসে। [<এততি <এতটি]।

এতি=[বা]— বিণ. শৈবাল জাতীয় আবর্জনা ॥

২=[কুম] –সর্ব. এই (স্ত্রীলোক)টি ॥ এতির্ যালাগ্ গরে আই না।

এতিন্=[নো]—সর্ব. তিনি, উনি ॥ [<এতি+ন (সম্মানার্থে)]।

এতিল্কু=[সি]—ক্রি. বিণ. এখন ॥ এতিল্কু আমি আর্ কি তার্ কর্মু। [এই তলক]।

এতুডি=[কু]—বিণ. অল্প ॥ এতুডি মুড়ি খাইবার্ চা'য়্ না। [এতটি (স্বল্পার্থে)]।

এতুত্=[সি]—অব্য. ইহাতে ॥ এতুত্ কিতা। [এইতাত < এইতা + ত (বিভক্তি)]।

এতুন্গুয়া=[চট্ট]— বিণ. এতগুলি ॥ [<এত গুলা]।

এত্তি=[ম]—ক্রি. বিণ. অল্প ॥ এত্তি এত্তি কৈরা ঐ অনেক্ অয়্। [দেখ এতুডি]।

২=[রং]—ক্রি. বিণ. এখন ॥ মুই এতৃতি ভাত্ খাইছি ॥ [এইতি< এইতো]।

৩=[রং] — ক্রি. বিণ. এইদিকে ॥ এতৃতি আইশো ॥ [এদি<এইদিক]।

এত্তি আত্তি=[ম]—বিণ. একটু আধটু ॥ [এটু আড্<একটু আধটু]।

এত্তিবার্=[চা]—ক্রি. বিণ. এইমাত্র ॥ এতৃতিবার্ খাইতু আইলাম্ ॥ [দেখ এতৃতি+বার]।

এত্তিবিল্=[চা]—ক্রি. বিণ. এই মাত্র ॥ এতৃতিবিল্ খাইতু আইলাম্। [দেখ এতৃতি$_{2}$+বিল<বেলা]।

এত্তিয়ার্=[চট্ট]— ক্রি. বিণ. এই ক্ষণে ॥ এতৃতিয়ার্ বারিত্ যাইয়ম্। [দেখ এতৃতিবার্]।

এত্তু=[ম]—বিণ. সামান্য পরিমাণ ॥ [<এটু<একটু]।

২ = [চা]— ক্রি. বিণ. এখানে ॥ [<এই+ত]।

এত্তুন্ = [চট্ট] — ক্রি. বিণ. ইহা হইতে ॥ [<এই তুতে<এই থুনে= থেকে]।

এত্তুম্=[নো]—বিণ. এত, অধিক ॥

২=[পা]—বিণ. এতবড় ॥

এত্তেলি=[রা]—ক্রি. বিণ. এখনি ॥

এত্থে=[কুম]—ক্রি.বিণ. এই ভাবে ॥ তোমার্ কাপর্ডা এতৃথে তৈরি কর।

এথি=[রা]—ক্রি. বিণ. এখানে ॥ এথি মানুশের্ খুব্ ভিড়্ ॥ [দেখ এঠি]।

এদুগ্গুয়া=[চট্ট]—বিণ. এতগুলি ॥ [দেখ এতুন্গুয়া]।

এদুঘ্ঘা=[চট্ট]—বিণ. এতটুকু ॥

এদে=[ফ]—ক্রি. বিণ. এইদিকে ॥ তুমি এদে যাও ॥ [<এইদে<এই দিকে]।

২=[ফ]—অব্য. এই (সম্বোধনে) ॥ [<এই+দেখ্; তুং দেদে]।

এদো= [খু]— বিণ. বন্ধ্যা। গাইটা এদো ॥

২=[খু]—বিণ. জংগলময়, তিমিরাচ্ছন্ন ॥ বায়্গাটা এদো। [<এঁদো <অাঁধুয়া<অন্ধুয়া<অন্ধ+উয়া]।

এদ্দি=[রা]—ক্রি. বিণ. এইদিকে ॥ [<এদিগুই<এইদিকে]।

এদ্দুল্লা= [ম]— বিণ. এতটুক ॥ এদ্দুল্লা পুলার্ মুহে এ্যাত কতা।

এনি=[রা]—বি. এক প্রকার সর্প ॥

এনু=[চা]—বি. এক (গ্রাম্য ডাংগুটি খেলার গণনা—এনু দুনো, তেনো ইত্যাদি) ॥ [দুনোর সাদৃশ্যে]।

এনুবারি — [চা]— বি. গ্রাম্য ডাংগুটি খেলা বিশেষ ॥

এনৈর্=[সি]— বিণ. একরকম টক ফল ॥

এন্তির্গরু=[নো]—বি. হালের বামদিকের গরু।

এন্তুল্লা= [চট]— বিণ. এরূপ ॥ এন্তুল্লা কথা ন কও বা। [<এই তুল্য]।

এন্তে=[চট্ট]—ক্রি. বিণ. এই স্থানে ॥ এন্তে কিঅর্ লাই আইঅ ॥ [<এখন্ থানে<এমন স্থানে]

এন্তো=[নো] — ক্রি. বিণ. বিনা পয়সায় ॥ [< এমনিতে <এমন+ই+তে (বিভক্তি)]।

এন্দা=[কুম]— ক্রি. বিণ. এইদিক দিয়া ॥ এন্দা বাযারে যাও। [<এইহান দিয়া< ইখান দিয়া]।

এন্দার্=[পা]—বিণ. এইরকম, এইরূপ ॥ এন্দার্ আম্ উয়ার্ বাগানে নাই। [<এখন খারা<এমন ধারা]।

এন্ফির্ বেটি পেন্দি=[চা]—অব্য. যেমন মা তেমন মেয়ে ॥ [বাগ্বিধি]।

এন্দু=[পা]—বি. হিন্দু ॥ [<হেন্দু <হিন্দু, هندو ফা.]।

এন্দুর্=[ম]—বি. ইঁদুর ॥ এন্দুরে কাপর্ কাইটা নাশ্ কর্সে। [<ইন্দুর]।

এন্দুর্কানি= [বা]— বি. একপ্রকার শ্যাওলা ॥

এন্নো = [কুম] —ক্রি. বিণ. একলা, একাকী ॥ মুই এন্নো বাযারে যাইতে পার্মুনা। [দেখ এনু]।

এপিডোবি=[ম]—বি. এফিডেবিট ॥ মাম্লায় এপিডোবি করান্ লাগ্বো। [<অ্যাফিডেভিট affidavit ইং]।

এফি=[ফ]—ক্রি. বিণ. এদিকে ॥ এফি আয়্। [এই পাইল=দিক্]।

এফিল্=[কুম]— ক্রি. বিণ. এদিকে ॥ এফিল্ আইস। [দেখ এফি]।

এবি=[পা] — ক্রি. বিণ. এমনই ॥ [এবাই<এই বাবেই<এই ভাবেই<এই +ভাব+এ+ই]।

এবিরা=[চট্ট]—ক্রি. বিণ. এই বার ॥ [এ

+বারে]।

এবিরানা=[চট্ট]—ক্রি. বিণ. এই বার ॥ [দেখ এবিরা+না অব্য.]।

এবেই=[পা, ফ]—ক্রি. বিণ. এমনই, শুধু শুধু ॥ এবেই বল্লাম্ রাগ্ করো না ॥ [<এই ভাবেই ; দেখ এবৈই]।

এবৈ=[ব]—ক্রি. বিণ. নিকটে, কাছে, এইদিকে ॥ [দেখ এফি]।

এবৈই=[পা]—ক্রি. বিণ. শুধু শুধু ॥ [দেখ এবেই]।

এভি=[রা]— ক্রি. বিণ. এখানে ॥ [দেখ এফি]।

এভুল্লা = [নো] — ক্রি. বিণ. এই প্রকার ॥ এ ভুল্লা কার্ বার্ দেখ্ সনি। [দেখ এনতুল্লা]।

এমি=[নো]—ক্রি. বিণ. এদিকে ॥ এমি আয় [<এই মুহে<এইমুখে]।

এমিক্কা = [নো] — ক্রি. বিণ. এই দিকে ॥ [<এ মুখ+ইয়া প্র.]।

এমিন্=[পা]— ক্রি. বিণ. এ দিক্ ॥ এমিন্ দিয়া যাও। [<এ মুহীন <এ মুখীন]।

এমিন্দ্যা=[পা]—ক্রি. বিণ. এই দিক্ দিয়া। এমিন্দ্যা তার্ বাড়ি পাবা। [দেখ এমিন্+দিয়া]।

এমিহিন্ = [ক]— ক্রি. বিণ. এই দিকে ॥ এমিহিন্ যাও কৈ ॥ [দেখ এমিন্]।

এমু=[চা]—ক্রি. বিণ. এমন ॥ এমু কর ক্যান্। [<এমন,]।

এমুই=[নো, চট্ট]—ক্রি. বিণ. এদিকে, এই মুখী ॥ হিতে এমুই আইয়েরে (চট্ট)। [<এই মুহে<এই মুখে]।

এমুইত্তা=[কুম]—বিণ. এই রকম, এই রূপ ॥ এমুইত্তা মানুশ্ আমি দেহি নাই ॥ [<এই মত+ইয়া প্র.]।

এমুই হেমুই=[চট্ট]—ক্রি. বিণ. এ দিক্ সেদিক্ ॥ এমুই হেমুই না যাইও। [দেখ এমুই ; হেমুই<হে মুহে<সেমুখে]।

এমুত্তার্=[চট্ট]—বিণ. এমন, এই-রূপ ॥ [এমত+কার]।

এমুন্ = [কম]—ক্রি. বিণ. এই দিক্ দিয়া ॥ এমুন্ দিয়া পর যাইও না। [দেখ এমুই+ন(স্বার্থে)]।

এমুহান্=[চট্ট]—বি. এরূপ জায়গা ॥ [<এমন থান<এমন স্থান]।

এমুহি=[কুম]—বিণ. এদিকে ॥ এমুহি আইও। [দেখ এমুই]।

এম্মেলা=[সি]—বিণ. এই রকম ॥

এম্নিদে= [য]— ক্রি. বিণ. এই পথ দিয়া ॥ এম্নিদে যা ॥ [<এমন+ই +দিয়া]।

এম্নু=[সি]—ক্রি. বিণ. অনর্থক ॥ এম্নু আইস্লাম্ ॥ [<এমন ; তুং এম্নৈ ; অর্থ প্র.]।

এম্নৈ = [চা, কুম]— ক্রি. বিণ. অনর্থক। এম্নৈ আইসি। [<এমন + ই]

এম্বি=[য]—ক্রি. বিণ. এইদিকে ॥ হ্যায় এম্বি যায় ॥ [এম=এই+বি <ভি<ভিত]।

এম্বিলা=[চট্ট]—অব্য. তাহা হইলে ॥ এম্বিলা তুই আর্ ওহানে ন যাস্ ॥ [<এমন অইলে<এমন হইলে]।

এম্বৈলা=[কুম]—ক্রি. বিণ. এই রূপ-ভাবে ॥ [<এমন বইলা <এমন বলিয়া]।

এয়া=[চট্ট]—অব্য. এখন, ওহে ॥ এয়া তুই কডে যাস্ ॥ [<এ+ও]।

এয়াই=[চট্ট]—ক্রি. বিণ. একাধারে ॥ [<একাই]।

২=[নো]— বিণ. একা, একাকী ॥ [<একা+ই]।

এয়াচ'ার্=[ম, চা, কুম]—ক্রি. বিণ. একাকার ॥ পব্ এয়াচ'ার্ ঐয়া গ্যাসে। [<একাকার]।

এয়াচি'ন্=[চট্ট]—বিণ. বৃহৎ ॥

এয়াত্তুন্=[চট্ট]—ক্রি. বিণ. ইহা হইতে ॥ এয়াত্তুন্ বড় মাস্ আর্ ন আসে। [<ইহা+ত+তুন্ (তুনে, থুনে=হইতে থেকে)]।

এয়াবার্=[ব]—ক্রি. বিণ. একেবারেই ॥ [<একবার <একেবার <একইবার <এক+ই+বার]।

এয়েচ'তার্=[খু]—ক্রি. বিণ. একত্র ॥ ক ভাই এয়েচ্'তার্ হোয়ে থাকে দেখি ॥ [<একত্তর<একত্র]।

এরি=[চা]— বি. পদাঘাত ॥ [দেখ এড়ি]।

২=[চট্ট]— বিণ. ছাড়া, মুক্ত ॥ [<আউরি<আ্যারারহ্ اوارہ ফা.]।

৩=[ম]—বিণ. বুদ্ধিহীনা ॥ [এড়= বধির+ঈ স্ত্রীলিঙ্গে ; অর্থ প্র.]।

৪=[সি]—বিণ, স্বামিত্যাগিনী ॥ 'এরি ভনে রান্নি বালা পেশ্ ভনে পানি বালা' (প্রবাদ)। [√এড়=ত্যাগ করা]।

এরিও=[নো]—অব্য. ওহে ॥ এরিও কথা হোনো ॥ [<এই+রে+ও]॥

এরির্=[পা, কু]—সর্ব. ইহার ॥ [<এ <ইহা+র+ই+র সম্বন্ধে=ইহার]।

এরু = [সি]— বিণ. এত সামান্য ॥ হারাদিনে এরু কাম্ কর্লাম্ নি? [<একটু]।

এরুইত্তা = [সি] — বিণ. এতটুকু ॥ এরুইতা বাতু ॥ [দেখ এরু+ই+তা]।

এরুতা=[সি]—ক্রি. বিণ. এই মাত্র ॥ এরুতায় কিতা খাইব। [দেখ এরু +তা]।

২= [সি]— ক্রি. বিণ. অতি অল্প ॥ তুমি রোয় এরুতা খাও?

এরুম্বায়্=[কুম]—ক্রি. বিণ. এই-রূপে ॥ এরুম্বায় কতা কৈও না। [<এই+রকম+ভাবে]।

এরুয়া=[ফ]— বি. হুকা রাখার মেটে-পাত্র বিশেষ ॥ ওক্কাডা এরুয়ার্ উপ্রে থো।

এরুর্ = [ম]— সর্ব. ইহার ॥ এরুর্ লাইগ্যা এত কশ্ট ॥ [দেখ এরির্]।

এরে হুইন্যা = [চা] — অব্য. এই শুনিয়া ॥ এরে হুইন্যা রাইত্ বৈয়্যা আমার্ ঘুম্ অয়্ নাই। [<এইরে< ইহারে; হুইন্যা<শুনিয়া]।

এরে হুনি=[সি]—অব্য. ইহা শুনিয়া ॥ এরে হুনি তাইন্ খুব্ গোশা ঐলেন্। [দেখ এরে হুইন্যা]।

এরৈ=[নো]— অব্য. দেখুন ॥ এরৈ

আনুনে কনানে বৈসেন্। [<এ+রে; কিংবা <হের]।

২=[চট্ট]—ক্রি. বিণ. এখানে।। [<এই +রে+এই]।

৩=[সি]—বিণ. এত সামান্য।। হারাদিনে এরে রাখি কর্‌লি।

৪=[নো]—ক্রি. বিণ. এদিক।।

এরোয়া=[রা]—বি. সরু শলাকাবিশিষ্ট মাছ শিকারের যন্ত্র বিশেষ।।

এলাগাত্=[খু]—ক্রি. বিণ. এই পর্যন্ত।। এলাগাত্ বাটৈ আসি। [লেগায়েত হিং]।

এলি=[বা]—বি. বেড়ি, ফাঁসি।।

২=[কুম]—বি. ধান রোপণ করিবার সময়কার গীত, কোরাস গান।।

এলিপাত্তা=[খু]—বি. গোল পাতা।।

এলুয়া খেড়্=[রং]—বি. উলুখড়।। এলুয়া খেড়ে ঘর্‌ডা ছাইছে। [<উলু]।

এলৈন্সা=[পা]—বি. একপ্রকার শাক।। [হেলেঞ্চা]।

এল্‌কু=[সি]—ক্রি. বিণ. এখন।। এল্‌কু আমি আর্ তারে রাই না।।

এল্‌গেলাম্=[সি]—বি. অবহেলা, আলস্য।। [<আইলাম+গেলাম]।

এল্‌ফেপ্=[কুম]—বি. চুলের চাট বিশেষ [<অ্যালফেট্ <অ্যালবার্ট albert ইং; Prince Albert কর্তৃক প্রবর্তিত বলিয়া এই নাম]।

এল্‌হি=[ম]—ক্রি. বিণ. সরিয়া গিয়া।।

এশন্‌কার্ট্=[ম]—বি. রেশনকার্ড।। আমার্ এশন্‌কার্ট্ আরাইয়া গ্যাসে। [<Raton card ইং]।

এশর্=[ম]—বি. বিয়ের কনে।। 'এশর্ নাচে' খবর্ পাইয়া তোম্‌রা নাচ' ক্যা'?

এশান্=[বা]—ক্রি. লাগানো বা ছোঁয়ানো।। [<অর্শান]।

এশিখেশি=[পা]—বিণ. আত্মীয়-স্বজন।। [এশি অনু:+খেশী<খ্বেশ خوش ফা.+ই]।

এশির্=[সি]—বিণ. মাতৃহীন, নাবালক।। [<য়তীম يتيم আং]।

এশ্‌ক=[রা]—ক্রি. বিণ. এমনি।।

এশ্‌কার্=[ম]—বি. তুচ্ছ তাচ্ছিল্য।। হায়্ আমারে এশ্‌কার্ কর্‌লো। [<অস্‌সীকার<অস্বীকার, কিংবা দেখ এশ্‌খেরা]।

এশ্‌কি=[ম.চা]—বি. ঠাট্টা, কৌতুক।। [<'ইশক عشق আং = প্রেম + ই; অর্থের বিকার; তুং ইয়ারকি]।

এশ্‌কু=[নো]—বি. শক্তি।। এশ্‌কুতে কুলাইত না। [দেখ এশ্‌কি; অর্থ প্র.]।

এশ্‌কেরা=[চট্ট]—বি. ঠাট্টা।। [<সুখ্‌রঃ سخره আং]।

এশ্‌কে=[ফ]—বি. ভালোবাসা, প্রেম।। [<'ইশ্‌ক عشق আং]।

এশ্‌খেরা=[সি]—বি. অবহেলা, তুচ্ছ।। অত এশ্‌খেরা করিও না। [দেখ এশ্‌কেরা]।

এশ্‌মা=[সি]—বি. পার্শ্ব।।

এশ্‌মার্=[রা]—সর্ব. ইহাদের।। হামি এশ্‌মার্ বাখিত্ আশি না। [<এ সবার <এ সক্কার (মধ্য বাং)]।

এশ্‌শরেয়া=[নো]—ক্রি. বিণ. একা একা।। বেনা কর্‌চ'। এশ্‌শরেইয়া কাম্ করে।। [<এয়েশ্বর অইয়া<একেশ্বর হইয়া]।

এশ্‌শানো=[কুম]—ক্রি. রাখা।। [<অর্শানো]।

এসিক্=[রা]—অব্য. ঘৃণাসূচক।। [<এ+ছি+ক]।

এসির্=[সি]—বিণ. যাহার মা বাপ মারা গিয়াছে। [দেখ এশির্]।

এসিলা=[রং]—বিণ. ঈদৃশ।। এসিলা কাম্ না করিশ্। [<অয়সী হিং+লা]।

এস্থু=[সি]—বি. বাঁশের তৈরি মাছ ধরার একপ্রকার যন্ত্র।।

এস্‌কি=[কুম]—বি. শেষ নিঃশ্বাস।। এক্‌টা এস্‌কি দিয়া দম্ গেল্। [হেঁচকি]।

এস্‌তার্=[সি]—বি. একতার।। মাই এস্‌তার্ খুলিগা। [<ইফ্‌তার افطار আং]।

এস্‌তেক্=[খু]—অব্য. পর্যন্ত।। [<ইস্‌তক্ হিং]।

এস্‌তো=[কুম]—বি. লাঙলের ঈশকে শক্তভাবে আটকাইবার জন্য ব্যবহৃত কাষ্ঠখণ্ড।।

এস্‌থাবা=[পা]—বি. তালাক।। [<ইস্তেফা<ইস্‌তিফা' استعفا আং; অর্থ প্র.]।

এহাশারা=[চট্ট]—বিণ. এদিক্ ওদিক্ সমান।। [<এহাহারা <একাকারা <এক+আকার+আ]।

২=[কুম]—বিণ. মিশ্রিত।। পানি আর দুধ্ এহাশারা হৈ গ্যাসে। [পূর্বে দেখ]।

এহি=[কুম]—বি. শেষ নিঃশ্বাস।। এক্‌টা এহি দিয়া দম্ গেল।

এহিন্=[কুম]—বি. একিন, দৃঢ় বিশ্বাস।। ওস্তাদের্ কথা একিন্ করা উচি'ত্।। [<য়কীন يقين আং]।

এহিমনে=[রং]—ক্রি. বিণ. এইরূপ।। [<এইমনে<এমনে]।

এহুন্=[পা, কু]—ক্রি. বিণ. এখন।। এহুনৈ যাবো।। [দেখ এখুন্]।

এহুরা=[ন]—বি. সাদা ও লাল রংয়ের আমন ধান বিশেষ।।

২=[কু]—বিণ. এতটুকু।। এহুরা পোলাডা পাক্‌না কথা কয়্। [<এক্‌কুরা<এক টুকরা]।

এহেনে=[পা]—ক্রি. বিণ. এখানে।। এ হেনে ফ্যালাও। [এই হানে<এই খানে<এই স্থানে]।

এহেন্‌দে=[পা]—ক্রি. বিণ. এখান দিয়া।। এহেন্‌দে যাবার্ রাস্তা। [<এই হান দিয়া<এইখান দিয়া]।

এহেরে=[চা]—ক্রি. বিণ. একেবারে।। তারে এহেরে মাইরা ফেলামু। [<এহের<একেবারে<এক+ই+বার+এ (বিভক্তি)]।

এহে হে=[খু]—অব্য. আক্ষেপসূচক।। [আহা হা]।

এ্যা

এ্যাঅ্যান্=[চট্ট]—ক্রি. বিণ. এমন ভাবে ॥ কাম্‌ডা এ্যাঅ্যান্ পাইত্‌তো ? [<এমন]।

এ্যাই=[চট্ট]—সর্ব. আমি। এ্যাই ন যাইয়ুম্। [<আমি]।

এ্যাএ্যা করা=[বা]—ক্রি. প্যান প্যান করিয়া কাঁদা ॥ [<এঁ্যা এঁ্যা করা]।

এ্যাও=[কু, পা]—অব্য. এই ॥ এ্যাও কি কর্‌তি চাও ॥ [<এই]।

২=[বা, য]—সর্ব. এইটিও ॥ এ্যাও হ্যারে দিয়া দ্যাও ॥ [<ইহা]।

৩=[রং]—বি. শব্দ ॥ ছাওয়াটা নিন্-দত্ এ্যাও করি উঠ্‌লো।

এ্যাওক্‌টা=[ম]—ক্রি. বিণ. একটার পর একটা ॥ এ্যাওক্‌টা বাশ্ দিয়া চে'গার্ দিসে। [<একেকটা ; এক+এক+ টা]।

এ্যাওয্=[কুম]—বি. বদল ॥ বালা যমিনের্ লগে বুরা যমিনের্ এ্যাওয্ অয়্ না। ['ইবয্ عوض আং]।

এ্যাওয্ ফের্=[খু]—বি. বদল ॥ [দেখ এ্যাওয্+ফের্ চিং (বদল)]।

এ্যাওড্=[খু] — বি. জোর ঠাণ্ডা বাতাস ॥

২=[কুম]—বি. নৌকার জল ফেলার পাত্র ॥ টিনের্ এ্যাওড্‌টা লও। [<সেঁউতি]।

৩ = [সি] — বি. হেমন্তকাল ॥ [<হেমন্ত]।

এ্যাওন্=[খু]—অব্য. এখন ॥ এ্যাওন্ যা। [<এখন]।

এ্যাওর্=[বা]—বিণ. খোলা, আলগা ॥ এ্যাওর্ পানি খাইতে নাই।

এ্যাওর্ ত্যাওর্—[ম]—বি. মার প্যাঁচ ॥ আমি এত এ্যাওর্ ত্যাওর্ বুঝি না।

এ্যাংকা=[রা]—সর্ব. ইহা ॥ এ্যাংকা কেংকা কাম্। [<এমন+কা অথবা এই+কা]।

২=[রা]—বি. তৃপ্তি ॥ গোরু ফল্ এতো খায় তাও এ্যাংকা নাই। [<আকাঙ্ক্ষা ; অর্থের বিকৃতি]।

এ্যাংকার্=[ম]—বি. ঘৃণা, অবহেলা ॥ গরিব্ বৈলা তারে এ্যাংকার্ কৈরো না। [ইন্‌কার انکار আং=অস্বীকার]।

২=[রা]—বি. খাওয়ার আগ্রহ, তৃপ্তি ॥

এ্যাংখা=[চট্ট]—বিণ. এমন ॥ [দেখ এ্যাংকা]।

এ্যাংগল্ =[সি]— বি. কুকুর ॥ এ্যাংগলর্ বাচ্'চা'য় ঠ্যাকাইসে। [<হেঙ্গল (কুকুরের মত লোভী)]।

এ্যাংগল্ মেকুর্ = [সি] — বিণ. নেহায়েৎ নগণ্য ॥ [দেখ এ্যাংগল্+মেকুর (বিড়াল)]।

এ্যাংগা=[পা]—বি. ঘরের চাল দাঁড় করাইয়া রাখার অবস্থা ॥ চা'ল্ দুইটা এ্যাংগা দিয়া রাখো ॥

২=[পা]—বি. মাছ ধরার উপকরণ ॥

৩=[চট্ট]—অব্য. এখন ॥ এ্যাংগা বাযারে চ'লো ॥ [<এখন+গা=কা ; তুং এ্যাংকা]।

এ্যাংগা দাব্‌রানো=[পা]—ক্রি. মাছ ধরার ফন্দি করা ॥ জেলেরা বাদলের্ দিনে এ্যাংগা দাব্‌রিয়া মাস্ ধরে। [<দেখ এ্যাংগা২ + দাবড়ানো ; √দাবড়া+আন]।

এ্যাংগা পারা= [পা]— ক্রি. বারবার কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ॥ এতো এ্যাংগা পার ক্যা ? [<হাঁগা পাড়া]।

এ্যাংপেংগা=[বং]—বিণ. চিত্রবিচিত্র, রং বেরং ॥

এ্যাংগা বেংগা=[কুম]—বি. একপ্রকার লতা। [অনু.]।

২=[চট্ট]—বি. গেছো আলু ॥ আঁই এ্যাংগা বেংগা ন খাই।

এ্যাংগোর্=[খু]—বি. কুকুর ॥ [দেখ এ্যাংগল্]।

এ্যাংচ'ক্রু=[সি]— বিণ. খিট্‌খিটে, বদ মেজাজী ॥

এ্যাংটে=[পা]—বি. একপ্রকার ঘাস ॥ এ্যাংটে গাসে গাইয়্ দুদ্ বাড়ে ॥

এ্যাংনা=[দি]—বিণ. সবে ধন নীলমণি ॥ ঐ এ্যাংনা ছাওয়াল্ মর্‌লে ওর্ কি আশা। [<এক না<এক+খানা]।

এ্যাং বেং=[সি]—বি. খেলায় মাটিতে পা দিয়া গণনার এক দুই ॥ এ্যাং বেং, তিন্ ঠ্যাং।

এ্যাংরা=[ম]— বি. খুঁটি ॥ দুয়ারের্ এ্যাংরাটা বাইংগা গেসে ॥

২=[য]—বিণ. পাজী ॥

এ্যাংরানো= [চা]— ক্রি. নাড়াচাড়া করা ॥ কাডালের্ কোয়াগুলো এ্যাংরাইস্ না। [<আঙুলানো<আঙুল +আনো ; নামধাতু]।

এ্যাংলা=[বা]—বি. বোকা, নির্বোধ ॥ এ্যাংলার্ মত কর কেন্ ? [<হ্যাংলা]।

২=[চ]—বিণ. রোগা ॥ পোলাডা যবর্ এ্যাংলা ॥

এ্যাংলানো= [পা] — ক্রি. একজনের কথার মধ্যে অন্য লোকের কথা বলা। [দেখ এ্যাংবানো]।

২=[রা]—ক্রি. দুষ্টামি করা ॥

এ্যাংসাইরা= [চা]—বিণ. যে সহজে বিরক্ত হয় ॥ এ্যাংসাইরা মানুশ্ কি গিরস্‌তির্ কাম্ কর্‌বার্ পারে।

এঁ্যাক্‌ড়া = [রা] — বিণ. হিংসুক, অহঙ্কারী ॥ [হেকড় চিং]।

২=[য]—বিণ. একক ॥ এঁ্যাক্‌ড়া বাছ্'চা। [<এক+টা]।

এঁ্যাচে=[কু]—বিণ. অতিরিক্ত জ্বাল হেতু গন্ধযুক্ত ॥ [আঁচ<আঁচি সং +ইয়া প্র.]।

২=[কু]—বিণ. অপরিপক্ব ॥

এঁ্যাচ্‌পাঁচ=[য]—বিণ. ঘাঁটপ্যাঁচ ॥

[=অাঁট সাঁট]।

এঁ্যাড়া=[নো]—বি. দাঁতের মাড়ি বা গোড়া ॥ তর্ দাঁতের্ এঁ্যাড়া খুলি হালায় ॥

এঁ্যাত্তারা=[চট্]—বিণ. একদিন অন্তর হয় এমন ॥ ইতে এঁ্যাত্তারা ঘরে ভুগ্ সে। [<একান্তর+আ]।

এঁ্যানে=[চট্]—ক্রি. বিণ. এইরূপে, এই ভাবে ॥ বোয়াউয়া এঁ্যানে রাখ্। [<এমনে]

এঁ্যাহে=[বা]—সর্ব. এই ব্যক্তিই ॥ এঁ্যাহেই চুরি কর্ছে ॥ [<এই-ই]।

এঁ্যাহো=[খু]—বি. ষাঁড়ের ডাক ॥ [ধ্বন্যা.]।

এ্যাকক্ক্=[পা]—বি. এক (সংখ্যা), এক প্রকার খেলার শুরু ॥

এ্যাকস্তর্, এ্যাকস্তার্, এ্যাকস্তোমারে= [পা, খু]—ক্রি. বিণ. এক সঙ্গে ॥ এ্যাকস্তোমারে শব্গুলা দ্যাও। [<একত্তর<একত্র]।

এ্যাকাইষ্= [চা]— ক্রি. বিণ. অনবরত ॥ অয় এ্যাকাইষ্ হিদ্দ চা'ইলের্ বাত্ খাইসে। [<একজার < এক+ জা جا ফা.]।

এ্যাকাএ্যাকি=[য]—বিণ. একাকী ॥ [<একাকী]।

এ্যাকাংগি = [সি]— বিণ. নিঃসঙ্গী। এ্যাকাংগি মানুশ্টা কারো কাসে যায় না। [দেখ এ্যাকাএ্যাকি কিংবা একংগ হিং+ই]।

এ্যাকাচো'রা=[চা]—বিণ. যে একা থাকিতে ভালোবাসে ॥ তুই বর এ্যাকাচো'রা। [<একেশ্বর+আ প্র.]।

এ্যাকাযুত্=[য]—বি. একতা ॥ এ্যাকাযুতে শক্তি বারে ॥ [<একজোট]।

এ্যাকাদ্রা=[চা]—বিণ. দুইএকটা ॥ এ্যাকাদ্রা ট্যাহা দ্যাও। [<এক+ আধ+রা=টা]॥

এ্যাকালিদ্দা= [সি]— বি. অভাবগ্রস্ত, দুর্ভিক্ষপীড়িত ॥

এ্যাকারাল্=[চট্]—বি. শপথনামা ॥ এ্যাকারাল্ দিয়া দ। [<ইকরার اقرار আং]।

এ্যাকার্=[খু]—বি. বমি ॥ এ্যাকার্ করে যে মলি।

এ্যাকাশ্শারি = [চট্]— ক্রি. বিণ. একেলা ॥ এ্যাকাশ্শারি কোন্দে ইহান আইলা। [একেশ্বর+ই প্র.]।

এ্যাকাশ্শৈরা=[চা]—বিণ. একাকী ॥ এ্যাকাশ্শৈরা লোক্টা বর কশ্টে আসে। [<একেশ্বর+ইয়া প্র.]।

এ্যাকুন্= [কু, পা]— অব্য. এখন ॥ [<এখন]।

এ্যাকুন্কার্ = [কু, পা] — ক্রি. বিণ. এখনকার ॥ এ্যাকুন্কার্ মত বিদায় হ। [<এখন+কার]।

এ্যাকেটে=[রং]—ক্রি. বিণ. একত্র ॥ শৌগ একেটে কর্ ॥ [<একট্ঠ প্রাং <একত্র সং; ইকট্ঠা, ইখট্টা হিং]।

এ্যাকেত্তার্=[খু]—বিণ. একত্র ॥ তারা শব্ ভাই এ্যাকেত্তার্। [<একত্তর<একত্র]।

এ্যাকেনে্=[কু]—ক্রি. বিণ. এখানে ॥ এ্যাকেনে বোশো। [<এখানে]।

২=[বা]—ক্রি. বিণ. আবার ॥ অবে এ্যাকেনে বল্ মাস্নি। [<again ইং]।

এ্যাকেস্তার্ = [খু] — বিণ. একসাথে ॥ চা'উল্ ডাউল্ এ্যাকেস্তার্ আন্সো ॥ [দেখ এ্যাকেত্তার্]।

এ্যাকো=[কুম]—বি. গিঁট ॥ বাশের্ এ্যাকো। [<এঁকো<অংকুরা<অঙ্ক সং+উরা প্র.]।

এ্যাকোখা=[চট্]—বিণ. অনেক ॥

এ্যাকোটে=[রং]—ক্রি. বিণ. একত্র ॥ শৌগ্ বেচিকিনি এ্যাকোটে করিচে। [দেখ এ্যাকেটে]।

এ্যাকোন্ = [খু] — অব্য. এখন ॥ এ্যাকোন্ যা। [<এখন]।

এ্যাকোয়াইষ্যা=[চট্]— বিণ. এককথার। এ্যাকোয়াইষ্যা মানুশ্ পাওয়া ভার্ ॥ [<এক + আওয়াজ آواز ফা. +ইয়া প্র.]।

এ্যাকোশ্শর্ = [ম] — ক্রি. বিণ. একেলা ॥ মাইয়াডা ঘরে এ্যাকোশ্শর্ আসে। [<একেশ্বর]।

এ্যাক্আংগি=[সি]—বিণ. অসামাজিক ॥ তোমার্ বাই এ্যাক্আংগি। [দেখ এ্যাকংগি]।

এ্যাক্আড়ু=[চা]—বিণ. হাটু সমান ॥ এহান্দা এ্যাক্আড়ু পানি। [<এক+ হাঁটু]।

এ্যাক্আরা=[ম]—বিণ. চারি বা আট মন পরিমাণ ॥ খ্যাত্টাত্ এ্যাক্ আরা দান্ ঐসে। [<এক+আড়া]।

এ্যাক্আয়্লা=[চট্]—বিণ. একবার মাত্র ঢেঁকিতে ছাঁটা ॥ এ্যাক্ আয়্লা দান্ ঢেঁইত্ বৈযে। [<এক+আলা =এলানো]।

এ্যাক্আল্ডা=[চা]—বি. ধান হইতে খোসা ছাড়ানোর প্রথম অবস্থা ॥ এ্যাক্আল্ডার্ চা'উল্ খারো।

এ্যাক্আল্লা=[কুম]—বিণ. একবার ভানা ॥ এ্যাক্ আল্লা চা'ইল্ খাওন্ যায়্না। [<এক+আলা=এলানো]।

এ্যাক্কদ্দা=[চট্]—বিণ. একখান ॥ এ্যাক্কদ্দা শাম্পান্ ভাড়া কর্। [<এক+টা]।

এ্যাক্কল্=[খু]—ক্রি. বিণ. নিরবিচ্ছিন্ন ॥ এক্কল্ পানি হবে। [<একল]।

এ্যাক্কা=[সি]—বি. একফোটা চিহ্নিত তাস ॥ এ্যাক্কা কিত্তা তোমার্ আতত্ নি? [<একা ; ইক্কা হিং]।

এ্যাক্কাইটা = [কুম]— বি. লোহার শিকের মাছ মারা যন্ত্র ॥ [<এক+ কাঁটা]।

এ্যাক্কাইত্তা কথা= [রং]— বি. একগুঁয়ে কথা ॥ রাখ্ তোর্ এ্যাক্ কাইত্তা কথা ॥ [<এক কাত (=দিক্)+ইয়া প্র.+কথা]।

এ্যাক্কাত্রা= [ম, চা, কুম, পা]— বিণ. এককোঁটা ॥ [<এক+কত্রাঃ قطرہ আং]।

এ্যাক্কানা = [চট্] — বিণ. অতি অল্প ॥ এ্যাক্কানা দুধ্। [<এক + কণা]।

এ্যাক্কোডা = [চট্] — বিণ. অতি

সামান্য ।। এ্যাক্ ফোড়া তেল্ । [এক +ফোঁটা]।

এ্যাক্‌কানি=[চা]—বি. অনুতাপ ।। এত এ্যাক্‌কানি বালা লাগে না । <এউক <হিক্কা+আনি প্র.]।

এ্যাক্‌কানো=[বং]—ক্রি. বিণ. এক-স্থানে ।। [<একখানে]।

এ্যাক্‌কান্=[চট্ট]—বিণ. একখানা ।। এ্যাক্‌কান্ টাহা দ্যাও। [<এক খান]।

এ্যাক্‌কান্‌দি=[চট]—ক্রি. বিণ. এক জায়গা দিয়া ।। লোক্ এ্যাক্‌কান্‌দি যাইতাসে । [দেখ এ্যাক্‌কানো + দি <দিয়া]।

এ্যাক্‌কারে=[কুম, নো] ক্রি বিণ. একেবারে ।। তবে এ্যাক্‌কারে যাইবা ফেলাম্ । [<একেবারে]।

এ্যাক্‌কার্=[কুম]— বিণ. অতিশয় ।। [<একেবারে]।

২=[কুম]—ক্রি. বিণ. একবার ।। আমি এ্যাক্‌কার্ যাইমু । [<একবার]।।

এ্যাক্‌কালে=[বা]—ক্রি. বিণ. একে-বারে ।। এ্যাক্‌কালে শব্ দিয়া দিসি । [<এক+কাল+এ বিভক্তি]।

এ্যাক্‌কাল্=[ক]—ক্রি. বিণ. এক-সময় ।। এ্যাক্‌কাল্ আম্‌রাও যোয়ান্ আসিলাম্ । [<এক+কাল]।

২=[ফ]—বিণ. একেবারে ।। আম্ যা এক্‌টা খালাম্ এ্যাক্‌কাল্ গাস্ পাকা । [পূর্বে দেখ]।

এ্যাক্‌কিনি=[চট]—বিণ. ছোট ।। এ্যাক্‌কিনি যাইয়া [<এতখানি=ছোট অর্থে; অথবা এক+কণি<কণিকা= এককণা]।

এ্যাক্‌কেনা=[চট]—বিণ. সামান্য ।। আরো এ্যাক্‌কেনা চি'নি দ্যাও । [<এক কণা]।

এ্যাক্‌কেরে=[কুম]—ক্রি. বিণ. একে-বারে ।। হে এ্যাক্‌কেরেই বিলা কথা কয় না । [দেখ এ্যাক্‌কারে]।

এ্যাক্‌কেলে=[চা]— ক্রি. বিণ. একে-বারে ।। [দেখ এ্যাক্‌কাল্]।

এ্যাক্‌কোঁমর্=[চট]—বিণ. এক-কোমর ।। এ্যাক্‌কোঁমর্ পানি।। [<এক কোমর<কমর্ کمر ফা.]।

এ্যাক্‌কোত্‌তন্‌লগতি=[চট]—ক্রি-বিণ. প্রথম হইতে লইয়া ।। [একক+তন (অপাদানে) +লগতি <লাগতি< লাগাত<লেগায়ত لغايت আং]।

এ্যাক্‌কোয়া=[চট্ট]—বিণ. সামান্য ।। আর্ এ্যাক্‌কোয়া দুদ্ দে । [এক+ ওয়া=টুকু]।

এ্যাক্‌কোর্=[চট্ট]—বি. একপার্শ্ব ।। এ্যাক্‌কোরে যাই বৈও । [এক+কোর =পার্শ্ব]।

এ্যাক্‌কোশ্‌টা=[কুম]—বিণ. এক-গাছি ।। এ্যাক্‌কোশ্‌টা পাট্ । [<এক +কোষ্ট= টা]।

এ্যাক্‌খন্‌ন্যা =[চট]— ক্রি. বিণ. এখন ।। [<এখন+আ]।

এ্যাক্‌খাদো=[পা]—বি. ষোল বিঘা, জমির পরিমাণ ।। [<এক খাদা]।

এ্যাক্‌খানো =[সি] — ক্রি. বিণ. একত্রে ।। তারা শব্‌বাই এ্যাক্‌খানো আসে । [<একখানে]।

এ্যাক্‌খালো=[চট] — ক্রি. বিণ. এক-বার ।। এ্যাক্‌খালো কৈয়ুম্ । [দেখ এ্যাক্‌কাল্]।

এ্যাক্‌খুট্‌টা =[চট] — বিণ. ঢালু, খাড়া ।। এই এ্যাক্‌খুট্‌টা পার্‌দি নদিত্ নাম্‌তি পার্‌তি ন ।

এ্যাক্‌ঘরৈয়া=[কুম]— বি. একঘরে বাড়ী, সমাজচ্যুত লোক ।। [এক+ঘর +ইয়া প্র.]।

এ্যাক্‌ঘর্‌যা=[চট্ট]—বিণ. এক ঘরে, সমাজচ্যুত ।। হিতারে এ্যাক্‌ঘর্‌যা কর্‌সে । [দেখ এ্যাক্‌গৈরা]।

এ্যাক্‌গলৈয়া=[চা]—বি. বড় নৌকার পিছনের বৈঠা উঠাইয়া গলুই হইতে লগি দিয়া বাইয়া বাইবার নিয়ম ।। বৈডাডা উডাইয়া থুইয়া নাওডা এ্যাক্‌গলৈয়া বাও । [এক+গলুই (=নৌকার অগ্রভাগ)+ইয়া]।

এক্‌গাইস্=[ম] — বিণ. একটা ।। এ্যাক্‌গাইস্ দবা দিবানি । [এক গাছি]।

এ্যাক্‌গাদি=[পা]— বিণ. প্রচুর ।। এ্যাক্‌গাদি বৈ । [এক+গাদি=গাদা]।

এ্যাক্‌গাসি=[চট]— বিণ. মাত্র গাছ দিয়া তৈরী ।। এ্যাক্‌গাসি নাও । [এক +গাছ+ই প্র.]।

এ্যাক্‌গিস্‌তে=[কুম] — ক্রি. বিণ. এক সময়ে ।। এ্যাক্‌গিস্‌তে পুরিতে গেস্‌লাম্ । [এক+কিস্ত قسط আং+এ (অধিকরণে)]।

এ্যাক্‌গিড়ু =[চা] — বিণ. গোঁড়ালি সমান ।। এ্যাক্‌গিড়ু পানি দিয়া কত মাস্ উঠ্‌তাসে । [<এক গিঁঠু<গিঁঠ <গ্রন্থি সং]।

এ্যাক্‌গু =[সি] — বিণ. একটা ।। এ্যাক্‌গু পয়্‌শা দ্যাও । [<এক+গু; তুঃ একগা]।

এ্যাক্‌গুইয়া=[চা]—বিণ. একগুঁয়ে ।। এ্যাক্‌গুইয়া সাওয়াল্ কেউ পসন্দ করে না । [<একগুঁয়ে ; এক+গোঁ+ ইয়া প্র.]।

এ্যাক্‌গুল্‌লা=[চট]—বিণ. একবারে মাত্র একটা বাচ্চা হয় এমন ।। এ্যাক্‌গুল্‌লা গাগি এইবার্ বাচ'চা দেইরে ।

এ্যাক্‌গৈরা=[চা] — বিণ. একঘরে, সমাজচ্যুত ।। চু'রি করনে আলিরে তারা এ্যাক্‌গৈরা কর্‌সে । [একঘরে =একঘরিয়া]।

এ্যাক্‌গোরা=[পা]—বিণ. একমত ।। [<এক+গোঁ+আ প্র.]।

এ্যাক্‌ঘরা=[বা]—বিণ. সমাজচ্যুত ।। তুমি এ্যাক্‌ঘরা মানুশ্ । [দেখ এ্যাক্‌গৈরা]।

এ্যাক্‌ঘড়িক্ = [চট] — ক্রি. বিণ. সামান্য ক্ষণ । [এক+ঘড়ি (=সময় অর্থে)+ক]।

এ্যাক্‌ঘোরা=[রা]—বিণ. সমাজচ্যুত ।। মজিদ্‌কে চুরির্ দায়ে এ্যাক্‌ঘোরা কর্‌লো । [দেখ এ্যাক্‌গৈরা]।

এ্যাক্‌চ'রা = [ম] — বি. খিচুড়ি ।। বিশ্‌টির্ দিনে অনেকেই এ্যাক্‌চ'রা

খায়্ ।

এক্‌চ'লা=[চা]—বি. দিনে গরু বাঁধিয়া রাখিবার ছাপরা ॥ গরুগুলি এ্যাক্‌-চ'লায় বাইন্‌দা থোও । [<এক+চাল+আ স্বার্থে] ।

এ্যাক্‌চ'ইটা = [চা]— বিণ. এক-চেটিয়া ॥ এ্যাক্‌চ'ইটা বোটে এবার্‌-পাশ্ কর্‌লাম্ । [<একচেটিয়া = এক চেটে] ।

এ্যাক্‌চালা= [রং]— বি. অভ্যাস ॥ হেটু তোর্ কোন্ এ্যাক্‌চালা । [<এক +চান+আ] ।

এ্যাক্‌চিত্তে=[রং]— ক্রি. বিণ. এক-মনে ॥ এ্যাক্ চিতে কাম্ কর্ । [<এক +চিতে<চিত্তে] ।

এ্যাক্‌চি'ন্‌তু = [খু] — ক্রি. বিণ. সামান্য ॥ আমায় এ্যাক্ চি'ন্‌তু দিশ্ ॥ [<এক+চিহ্নটি] ।

এ্যাক্‌চি'ন্‌তুশ্‌ = [খু] — বিণ. সামান্য ॥ এ্যাক্ চি'ন্‌তুশ্ পান্ আমাকে দিশ্ কেন্ । [দেখ এ্যাক্‌-চি'ন্‌তু] ।

এ্যাক্‌চির্=[রং]—বি. কোনও জিনিসের কিছু অংশ ॥ সে কেনে কুম্‌ড়াটার্ এ্যাক্ চির্ । [এক+চির (খণ্ড)] ।

এ্যাকচে'রিয়া=[সি]— বিণ. খিটখিটে স্বভাবের ॥ [দেখ এ্যাংচারু+ইয়া] ।

এ্যাকজগ্‌গোর্‌=[রা]—বিণ. অনেক ॥ এ্যাক্‌জগ্‌গোর্ টাকা সে নশ্‌ট করেছে । [এক+যজ্ঞের] ।

এ্যাক্‌জাই =[বং]-- ক্রি. বিণ. বার বার ॥ এ্যাক্ জাই এক্ কথা কবার্ লাগ্‌ছিশ্ । [<একজাই] ।

এ্যাক্‌জায়্ =[রা]—ক্রি. বিণ. বার বার । এ্যাক্ জায়্ জ্বালাতন্ কোরিছ্ না । [দেখ এ্যাক্ জাই] ।

এ্যাক্‌যন্‌না=[কুম]—বিণ. খানিকটা, যৎকিঞ্চিৎ ॥ [দেখ এ্যাক্‌যরা] ।

এ্যাক্‌যরা =[সি]—বিণ, যৎসামান্য ॥ এ্যাক্ যরা তেল্ । [<বর্ষঃ • ,ঐ আং] ।

এ্যাক্‌যাইট্=[চা]—বি. এক পশলা ॥ এ্যাক্ যাইট্ দান্ বোল্ ।

এ্যাক্‌যোতাড়্= [য]— বিণ. একত্র ॥ [<এক+জোট+ড় (স্বার্থে) প্র.] ।

এ্যাক্‌যোত্=[পা, খু]—বি. একখানা লাঙল ॥ এ্যাক্ যোতে আর্ কতডা যমি উটিত্ পারবা । [এক+জোত] ।

এ্যাক্‌ঝ'াই=[খু]—ক্রি. বিণ. বার বার ॥ দেখ্‌নে কিরম্ এ্যাকঝ'াই যালায়্ আমারে । [দেখ এ্যাক্ জাই] ।

এ্যাক্‌টাক্‌কোর্= [রং]— বিণ. এক বিঘত ॥ এ্যাক্ টাক্‌কোর্ জমি নিয়া এত মারামারি ।

এ্যাক্‌টাগুইরা=[পা]—বিণ. একগুঁয়ে, জেদি ॥

এ্যাক্‌টাহুরা= [ম]— বিণ. হিংসুক ॥ অবা এ্যাক্ টাহুরাপানা কর ক্যা । [<এক+ঠাকুর+আ প্র.] ।

এ্যাক্‌টিম্=[কুম]— বি. বদলি ॥ তার্ এ্যাক্ টিমে কাম্ করে । [<একটিং acting ইং] ।

এ্যাক্‌টিয়া = [রং] — বিণ. নিঃসঙ্গ ॥ এ্যাক্ টিয়া বাড়িত্ মানুশ্ থাক্‌তে ভয়্ লাগে । [একট+ইয়া প্র.] ।

এ্যাক্‌টুখাইন্‌ন্যা = [কুম] — বিণ. ছোট ॥ এ্যাক্ টুখ্যাইন্‌না পোলা । [<একটু খানা] ।

এ্যাক্‌টুখান্‌ডা=[কু]— বিণ. অল্প, ছোট ॥ [একটু খান+টা] ।

এ্যাক্‌টুখিনেক্‌=[কু]—বিণ. অল্প ॥ এ্যাক্ টুখিনেক্ পানি ॥ [<একটু খানেক, একটু খানিক] ।

এ্যাক্‌টুশ্‌কুনি = [কু]— বিণ. একটু খানি, অল্প ॥ [<একটুক খানি] ।

এ্যাক্‌ঠাহ্‌রা=[সি]—বিণ. একগুঁয়ে ॥ এ্যাক্ ঠাহ্‌রা মানু । [<এক+ঠাহর+আ (স্বার্থে)] ।

এ্যাক্‌ঠিকি = [ব, রা] — ক্রি. বিণ. একস্থানে, একত্র ॥ তারা শব্ ভাই এ্যাক্ ঠিকি থায়্ । [একঠাঁই+কি প্র.] ।

এ্যাক্‌ঠে=[রা]— ক্রি. বিণ. একত্র ॥ শব্ এ্যাক্ ঠে বৈয়া লও । [<এক+ঠৈ <ঠাঁই ; তুঃ একঠা হিং] ।

এ্যাক্‌ঠেইংগা=[ম]—বিণ. এক পায়ে ভর দিয়া দাঁড়ায় যে ॥ [<এক+ঠেঙ্ (টাঙ্ হিং)+আ প্র.] ।

এ্যাক্‌ঠোকর্=[চা]—বিণ. মুষ্টি পরিমাণ ॥ আর্ এ্যাক্ ঠোকর্ বাত্ দ্যাও । [<এক+ঠোকর (=পরিমাণ বুঝাইবার জন্য)] ।

এ্যাক্‌ডন্= [রা] — ক্রি. বিণ. সামান্য সময় ॥ এ্যাক্ ডনের্ মদ্‌ধেই আশি । [<এক+দণ্ড] ।

এ্যাক্‌ডাউব্‌বা= [চা]— বিণ. দুই-হাতের তালু একত্র করিয়া যতটুকু লওয়া যায় সেই পরিমাণ ॥ [<এক+ ডাব্বা=ডাবা] ।

এ্যাক্‌ডাল্‌লা=[চট্ট]— বিণ. পক্ষপাত-দুষ্ট, একদিকে ঢালু বা কাৎ । [এক +ঢাল আ+প্র.] ।

এ্যাক্‌তন্‌ জেক্‌তন্‌ = [রং]— ক্রি. বিণ. যেমন তেমন, কোনও প্রকারে ॥ এ্যাক্ তন্ জেক্ তন্ কাম্ টা কর্‌বাহে । [অনু.] ।

এ্যাক্‌তিবিল্ = [সি] — ক্রি. বিণ. সামান্য সময় ॥ এ্যাক্ তিবিল্ থারও । [<একটু+বেলা] ।

এ্যাক্‌তিশ্‌=[চট্ট]— বি., বিণ. এক-ত্রিশ ॥ খাঁই এ্যাক্ তিশ্ ট্যাহা হাও-লাত্ কর্ সি । [<একত্রিশ] ।

এ্যাক্‌তে এ্যাক্‌তে= [পা] — ক্রি. বিণ. পরপর ॥ এ্যাক্ তে এ্যাক্ তে আইশ । [<একে একে=এক+তে] ।

এ্যাক্‌থা=[সি]—বি. একটা কথা ॥ এ্যাক্ থা হুনি যাওরে বাই । [<এক+ কথা] ।

এ্যাক্‌ থাপ্‌ড়া= [রং]— বিণ. হাত ভরা ॥ দেব কোন্ এ্যাক্ থাপ্‌ড়া গোশ্‌ত । [<এক থাবড়া ; থাপড় +আ] ।

এ্যাক্‌দর্‌রা = [ম]— বিণ. একদ্বার-বিশিষ্ট ॥ এ্যাক্ দর্‌রা গরে কি বাতাশ্ যায় । [<এক + দুয়ার <দ্বার সং + আ প্র.] ।

এ্যাক্‌দাইরা=[চা]—বিণ. ডালাপালা-

হীন গাছ ॥ এ্যাক্‌দাইরা গাস্‌ বাশ্‌ সারা উডান্‌ যায়্‌ না। [<এক+দাঁড়া <দণ্ড সং]।

এ্যাক্‌দাঁইড়গ্যা=[চট্ট]—বিণ. গাছ বিশেষ ॥ এ্যাক্‌দাঁইড়্‌গ্যা গাসের্‌ তুন্‌ অশুদয়্‌। [দেখ এ্যাক্‌দাইরা]।

এ্যাক্‌দাত্তি=[রং]—বিণ. যাহার একটি দাঁত হইয়াছে ॥ এ্যাক্‌দাতি বাছুর্‌। [<এক+দাঁত+ই প্র.]।

এ্যাক্‌দানি=[রা]—বি. হাতের অলংকার বিশেষ ॥

এ্যাক্‌দান্‌=[পা]—বিণ. অল্প, একটু, একরতি॥ [<এক দান (=পরিমাণ)]।

এ্যাক্‌দায়্‌=[দি]—ক্রি. বিণ. একদম ॥ তুই এ্যাক্‌দায়্‌ কথা শুনিছ্‌ না। [<একদম یک دم ফা]

এ্যাক্‌দাহা=[রা]—ক্রি. বিণ. সকল সময় ॥

এ্যাক্‌দিরা=[রং]—বিণ. অপরিষ্কার॥ ছাওয়াটার্‌ শরির্‌ এ্যাক্‌দিরা হছে।

এ্যাক্‌দিশ্‌=[কুম]—বি., বিণ. এক-ত্রিশ ॥ এহানে এ্যাক্‌দিশ্‌ পান্‌না দান্‌ এসে। [<একত্রিশ]।

২=[চট্ট]—বি., বিণ. এগার, ১১ ॥ এইখেতে এ্যাক্‌দিশ্‌ মন্‌ ধান্‌ হয়্‌। [<একাদশ]।

এ্যাক্‌ধাক্‌কার্‌ মান্‌শি=[রং]—বি. তুচ্ছ ব্যক্তি ॥ তুই তো এ্যাক্‌ধাক্‌কার্‌ মানশি। [এক ধাক্কার মানুষ (তুচ্ছার্থে)]।

এ্যাক্‌নটুয়া=[রং]—বিণ. চঞ্চলমতি ॥ তুই এ্যাক্‌নটুয়া বাঁয়্‌। [<এক+নটুয়া <নট+উয়া প্র.]।

এ্যাক্‌নলা=[খু]—বিণ. এক মুঠা ॥ এ্যাক্‌নলা ভাত্‌ দে। [এক+নলা <নবালহ্‌ نواله ফা.=গ্রাস, অল্প পরিমাণ; দেখ এ্যাক্‌নালা]।

এ্যাক্‌না=[কুম]—বিণ. অল্প ॥ এ্যাক্‌না বাস্‌ দিবু ॥ [<একখানা]।

২=[রং]—অব্য. ইহা, এইটি ॥ এ্যাক্‌না মোর হুঁওয়া। [<এইখানা]।

এ্যাক্‌নাত্তা=[রং]—বি. কাপের পাঁড়ের অংশ ॥ কাপের্‌ এ্যাক্‌নাতা ছিড়ি ফ্যালাইছে। [এক+নাতা=লতি]।

এ্যাক্‌নাত্তে=[রং]—ক্রি. বিণ. অল্পতে ॥ এ্যাক্‌নাতে বেজার্‌ হবার্‌ লাগে। [দেখ এ্যাক্‌না+তে]।

এ্যাক্‌নাদি=[রং]—বিণ. এক দলা ॥, এ্যাক্‌নাদি ছাগলের্‌ গু ॥ [<এক+নাদী=গুটিকাকৃতি পুরীষ]।

এ্যাক্‌না দুক্‌না=[রং]—ক্রি. বিণ. এক এক ॥ এ্যাক্‌না দুক্‌না শগলে আইল্‌। [<একখানা+দুইখানা]।

এ্যাক্‌নাপাশু=[রং]—বিণ. যে অত্যন্ত লজ্জাহীন ভাব আত্মীয়ের বাড়ীতে থাকে ॥ তুই বড় এ্যাক্‌নাপাশু লোক্‌।

এ্যাক্‌নাপোক্‌না=[ঢা]—বি. ভাব-ভঙ্গী ॥

এ্যাক্‌নামিয়া=[রং]—বিণ. জেদি ॥ তুই বড় এ্যাক্‌নামিয়া ॥ [এক+নাম+ইয়া প্র.]।

এ্যাক্‌নালা=[য]—বিণ. এক লোকমা ॥ এ্যাক্‌নালা ভাত্‌ খা। [দেখ এ্যাক্‌নলা]।

এ্যাক্‌নালচে'=[খু]—বিণ. লোভীর একশেষ ॥ [<এক+লালচ হিং <লালসা সং+ইয়া প্র.]।

এ্যাক্‌নিয়াশে=[চট্ট]—ক্রি. বিণ. এক-দমে ॥ [<এক+নিশ্বাসে]

এ্যাক্‌পাইয়া=[সি]—বি. একপেয়ে ॥ [<এক+পা<পাদ সং+ইয়া প্র.]।

এ্যাক্‌পাইস্‌সা=[চট্ট]—বিণ. এক-ধারে ॥ [<এক+পাশ <পার্শ্ব+ইয়া প্র.]।

এ্যাক্‌পাট্‌ট্যা=[চট্ট]—বিণ. একদল-ভুক্ত ॥ [<এককাট্টা <ইকট্ঠা হিং কিংবা দেখ এ্যাক্‌পাট্টি]।

এ্যাক্‌পাট্‌টি=[ঢা]—ক্রি. বিণ. এক-দল ॥ এ্যাক্‌পাট্টি বাইন্‌দা আমার্‌ পাসে লাগ্‌সে। [<এক+পার্টি party ইং]।

এ্যাক্‌পারাইল্যা=[পা]—ক্রি. বিণ. একনাগাড় ॥

এ্যাক্‌পালা=[রং]—ক্রি. বিণ. এক জায়গা ॥ আয়েক্‌ এ্যাক্‌পালাতে চিনুন দিয়া ॥

এ্যাক্‌পাশিয়া=[রং]—বিণ. যে পাশ কাটাইয়া যায় এমন, হিংসুক ॥ তার্‌ নাগ্‌ এ্যাক্‌পাশিয়া আর্‌ দেখি না। [<এক+পাশ<পার্শ্ব+ইয়া প্র.]।

এ্যাক্‌পিটা=[রা]—বিণ. সমান ॥ জমি তামান্‌ এ্যাক্‌পিটা। [<এক+পিঠ+আ প্র.]।

এ্যাক্‌পিরা=[সি]—বিণ. এক পীরের মুরিদ ॥ তারা এ্যাক্‌পিরা বাই। [<এক+পীর پیر ফা.+আ প্র.]।

এ্যাক্‌পুরুশ্‌=[ঢা]—বিণ. মাথা সমান ॥ এ বসর্‌ এ্যাক্‌পুরুশ্‌ পাট্‌ খুব্‌ কম্‌ ঐসে। [<এক+পুরুষ=মানুষ (সমান উচ্চ)]।

এ্যাক্‌প্যাট্‌খাইয়া=[ঢা]—বিণ. পেটুক ॥ কার্‌যের্‌ নামে কিসুনা কেবল্‌ এ্যাক্‌প্যাট্‌খাইয়া ॥ [<এক পেট+খাইয়ে<খাওইয়া]।

এ্যাক্‌পোর্‌ ওদনে=[ম]—ক্রি. বিণ. একপ্রহর বেলায় ॥ আমি এ্যাক্‌পোর্‌ ওদনে পানতা খাইসি। [<এক+প্রহর+ওদন=খানা+এ (সপ্তমী)]।

এ্যাক্‌ফরু=[সি]—বিণ. একস্তর ॥ এক ফরু কাপর্‌ গায়ে দিও না। [<এক+ফের=ফেরতা]।

এ্যাক্‌বাইন্‌কা=[ম]—বিণ. এক-শ্রেণীর ॥

এ্যাক্‌বাইয়া=[রং]—বিণ. জেদী, এক-গুঁয়ে ॥ তুই বড় এ্যাক্‌বাইয়া লোক্‌। [এক ভাব+ইয়া প্র.]।

এ্যাক্‌বাত্তি=[ব, রা]—ক্রি. বিণ. বারে বারে ॥ এ্যাক্‌বাত্তি এক্‌ কথা না কৈশ্‌। [এক+বার+তি]।

এ্যাক্‌বাপা=[খ]—বিণ. এক কথার ॥ [এক+বাপ+আ প্র.]॥

এ্যাক্‌বুরি আয়েক্‌ বুরির্‌ শাশুরি=[কুম]—অকর্ম লোক অকর্ম লোকের সঙ্গী ॥

এ্যাক্‌বেরেজা=[চট্ট]—ক্রি. বিণ. একেবারে ॥ হেই শব্‌ কথাত্‌ এ্যাক্‌বেরেজা

কান্ ন দিশ্। [এক+বার+তা]।

এ্যাক্‌বৈঠা=[বা]—বিণ. এক বৈঠা বিশিষ্ট॥ [<এক+বৈঠা]।

এ্যাক্‌বোলা=[সি]—বিণ. যে ব্যক্তির ধার ধারে না॥ হেয় এ্যাক্‌বোলা মানুশ্। [<এক+বোল+আ প্র.]।

এ্যাক্‌মআলা=[চট্ট]—বিণ. একতালা॥ এ্যাক্‌মআলা বাড়ি। [<এক মহলা]।

এ্যাক্‌মাইতে=[ম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ এ্যাকমাইতে যাইস্‌গা।

এ্যাক্‌মালগাই=[চা, কুম]—বিণ. একতালা॥ এ্যাক্‌মালগাই দালান্॥ [<এক+মহলা+ই প্র.]।

এ্যাক্‌মুইক্‌কা=[ম]—বিণ. জেদী, একগুঁয়ে॥ [<এক+মুখ+ইয়া প্র.=একমুখো]।

এ্যাক্‌মুট্=[কু]—বিণ. একমুঠা॥ এ্যাক্‌মুট্ চা'ল্ ভিক্‌কি দেবে। [<এক+মুঠ<মুষ্টি সং]।

এ্যাক্‌মুতুম্=[চট্ট]—বি. মুষ্টিবদ্ধ হাতের দৈর্ঘ্য॥ [<এক+মুঠুম<মুষ্টিমেয়]।

এ্যাক্‌মুনি=[রং]—ক্রি. বিণ. এখনি, তৎক্ষণাৎ॥ [<এক্ষনি, এখনি]।

এ্যাক্‌মুহিবায়্=[ম]—ক্রি. বিণ. একদিক হইতে॥ এ্যাক্‌মুহিবায়্ খাইল্ নিয়া। [<এক+মুখি+বায়<বাগে=দিকে]।

এ্যাক্‌মোত্‌তোবা=[খু]—ক্রি. বিণ. এক কালীন॥ বকেয়া খাজ্‌না এ্যাক্‌মোত্‌তোবা শোধ্ কর্‌লাম্। [<এক+মর্‌তবঃ مرتبہ আং]।

এ্যাক্‌মোত্‌তোর্=[খু]—বি. ক্ষণিক॥ এ্যাক্‌মোত্‌তোরে কাম্‌শারো। [<এক মুহূর্ত]।

এ্যাক্‌মোস্‌তোবা=[খু]—ক্রি. বিণ. এককালীন॥ বকেয়া খাজ্‌না এ্যাক্‌মোস্‌তবা শোধ্ কর্‌লাম্। [দেখ এ্যাক্‌মোত্‌তোবা কিংবা মোস্ তাবা <মুশ্‌ত مشت ফা.]।

এ্যাক্‌রা=[ম]—বিণ. একমাত্র॥ এ্যাক্‌রা পোলা মৈরা গেল্। [এক+রা=টা]।

২=[রং]—বি. কবুল॥ খুদার্ কথা এ্যাক্‌রা কর। [<ইক্‌রার اقرار আং]।

৩=[রা]—বি. পায়রা॥

এ্যাক্‌রাই=[ম]—ক্রি.বিণ. একমত॥ সকলে এ্যাক্‌রাই হৈয়া যাও। [<এক+রায় رای আং]।

এ্যাক্‌রান্‌শিরা=[সি]—বিণ. স্বার্থপর॥ মানুশ্‌টা বর এ্যাক্‌রান্‌শিরা।

এ্যাক্‌রা ব্যাক্‌রা=[কুম]—বিণ. আঁকা বাঁকা॥ এ্যাক্‌রা ব্যাক্‌রা কৈরা লেইখ না। [<আঁকা+রা+বাঁকা+রা]।

এ্যাক্‌রাম্=[ম]—বি. যাত্রা॥ আম্‌রা বিকালে এ্যাক্‌রাম্ করিব। [<ইক্‌রাম اکرام আং=সম্মান করা]।

এ্যাক্‌রুখ্‌খা=[সি]—বি. রুক্ষ্ম স্বভাবী॥ [<এক রোখা]।

এ্যাক্‌রে=[পা, সি]—ক্রি. বিণ. একেবারে॥ তুই এ্যাক্‌রে কোনও কামের্ না। [<একেবারে]।

এ্যাক্‌রৈগ্যা=[পা]—বিণ. একগুঁয়ে॥ এ্যাক্‌রৈগ্যা পোলে। [<এক+রগ رگ ফা.+ইয়া প্র.]।

এ্যাক্‌রোশ্=[সি]—ক্রি. বিণ. অবিরাম ভাবে॥ এ্যাক্‌রোশে বারিত যাইতাম্‌গি।

এ্যাক্‌লক্‌তা=[খু]—ক্রি. বিণ. একসমেত॥ পাট্‌গুলি এ্যাক্‌লক্‌তা বিক্‌রি কর্। [<এক+লখত لخت ফা.=অংশ]।

এ্যাক্‌লগে=[সি]—ক্রি. বিণ. একসঙ্গে॥ আম্‌রা এ্যাক্‌লগে গেলে তুমার্ শুবিদা। [<এক+লগে=সঙ্গে; √লগ্ সং]।

এ্যাক্‌লা=[সি]—বিণ. একজন॥ ঐ ঘরে এ্যাক্‌লা লোক্ আসে। [<এক+লা=টা]।

২=[চা]—বিণ. একাকী॥ এ্যাক্‌লা আইসি এ্যাক্‌লা যামু। [<একেলা]।

এ্যাক্‌লাক্‌কোলা=[রং]—ক্রি. বিণ. শুধু একা॥ মুই এ্যাক্‌লাক্‌কোলা তোমার্ বাড়ি আবার্ শময় পাইমে।

এ্যাক্‌লাচ'া=[চা]—বিণ. একপ্রস্থ॥ এ্যাক্‌লাচ'া গুন্ দিয়া মাস্ ধরার্ যায়॥

এ্যাক্‌লামদম্=[ম]—বিণ. স্বাধীন॥ শে এ্যাক্‌লামদম্ গুইরা বেরায়। [<একলা+মতন]।

এ্যাক্‌লোংগা=[চা]—বিণ. সোজা॥ গাস্‌টা বর এ্যাক্‌লোংগা।

এ্যাক্‌শা=[চা, কুম, সি]—বিণ. একাকার, একত্র॥ দানে চ'ইলে এ্যাক্‌শা॥ [<এক্‌সা হিং]।

এ্যাক্‌শাইত্=[ম, চা, কুম]—ক্রি. বিণ. কিছুক্ষণ॥ এ্যাক্‌শাইতের্ মধ্যে আইয়া পর্‌বা। [দেখ এ্যাক্ সায়াত্]।

এ্যাক্‌শাইলা=[রং]—বিণ. যে একপক্ষে থাকে॥ লোক্‌টা এ্যাক্‌শাইলা ছাড়া দোশোইলা না।

এ্যাক্‌শাটা=[রং]—ক্রি. বিণ. বরাবর॥ এ্যাক্‌কাম্ এ্যাক্‌শাটা না করিশ্ বাহে।

এ্যাক্‌শাড়ে=[ম]—বিণ. যে মিশুক নয়॥ [<য়ক্‌সর্ يکسر ফা.+এ <ইয়া প্র.]।

এ্যাক্‌শালিয়া=[রং]—বিণ. যাহার বয়স একবৎসর॥ এ্যাক্‌শালিয়া ঘোড়া॥ [<এক+সাল+ইয়া অথবা< এক+সন+ইয়া প্র.]।

এ্যাক্‌শান্‌জ=[রং]—ক্রি. বিণ. এককালে॥ এ্যাক্‌শান্‌জ সৌপ্ মাস্‌শে ছাওয়া আছিল।

এ্যাক্‌শারা করা=[কুম]—ক্রি. চূড়ান্ত করা॥ বৈক্যা এ্যাক্‌শারা কর্‌লো যেরে। [<য়ক্‌সর يکسر ফা.+আ (স্বার্থে)]।

এ্যাক্‌শার্=[কুম]—ক্রি. বিণ. একেবারে॥ এ্যাক্‌শার্ বারিত্ যাও। [দেখ এ্যাক্‌শারা করা]।

এ্যাক্‌শোইন্‌না=[পা]—বিণ. একগুঁয়ে॥

এ্যাক্‌সল্‌লা=[পা]—বিণ. আবাদ্য

একটু ॥ আর্ এ্যাক্সল্না কাপর্ ঐনেই ঐত]।

এ্যাক্সাইট্‌ট্ = [চট্ট]— বি., বিণ. একষট্টি, ৬১ ॥ [<একষষ্ঠি]।

এ্যাক্সাইয়া= [ক]— বিণ. সমান ॥ এ্যাক্সাইয়া বেতের্ আগ্‌গুনা শব্ কাটো। [<একসা+ইয়া প্র.]।

এ্যাক্সানি=[কুম]—বিণ. সমকক্ষ ॥ আম্‌রা তিন্ ঘনে এ্যাক্সানি লোক্। [<এক + সানি ثانی আঃ কিংবা একসা+নি প্র.; দেখ এ্যাক্সাইয়া]।

এ্যাক্সামা=[ম]— বিণ. একপ্রকার ॥ এই মাস্ কডা এ্যাক্সামা। [<এক+ সমান]।

এ্যাক্সায়াত্=[চট্ট]—ক্রি. বিণ. কিছু-ক্ষণ ॥ [এক+সা'আত ساعت আঃ]।

এ্যাক্সারে=[কুম, নো]— বিণ., ক্রি. বিণ. মোটেই ॥ অয়্ এ্যাক্সারে বারি যায় না।

এ্যাক্সার্=[কুম]—বিণ. একান্ত ॥ তাইন্ এ্যাক্সার্ শোধা মানুশ্। [<য়ক্সর یکسر ফা.]।

২=[খু]—ক্রি. বিণ. সোজা ॥ এ্যাক্সার্ দক্খিন্ দিকে যাও। [পূর্বে দেখ]।

এ্যাক্সালি=[কুম]—বি. পাঁচ মন ॥ [<এক+ছালি=ছালা<স্থালী সং]।

এ্যাক্সেদি=[সি]—বিণ. এক কোপে যাহা কাটা যায় ॥ এ্যাক্সেদি বাশ্। [<এক+ছেদি=(ছেদন)]।

এ্যাক্সের্=[বা]— বিণ. বিণ. এক-দম ॥ এ্যাক্সের্ বাযে কথা। [দেখ এ্যাক্সার্]।

এ্যাক্স্যাটা=[চট্ট]—বিণ., ক্রি. বিণ. একচেটিয়া, একধার হইতে অন্যধার পর্যন্ত ॥ [<একচেটিয়া]।

এ্যাক্স্যার্=[সি]—বি. রাগের মাথায় মার ধোর ॥

এ্যাক্হরি = [সি]— বিণ. একটা ॥ আমার্ লাগি এ্যাক্হরি পাটার্ বাচ্'চা দিলে ॥

এ্যাক্হল্লা = [চট্ট] — ক্রি. বিণ. একবার ॥

এ্যাক্হাইক্ = [ক] —বিণ. একমুখ-ওয়ালা ॥ [<এক + হা = (মুখ) + ইকা]।

এ্যাক্হারা=[ঢা]— ক্রি. বিণ. এক-ভাঁজ ॥ হতাতা এ্যাক্হারা কৈরা বান্দ। [<একহারা]।

এ্যাক্হালি = [সি] — বি. গণনা বিশেষ, পাঁচটা বা ছয়টা ॥ এ্যাক্হালি আম্ দ্যাও। [<এক হালি]।

এ্যাখানিকে=[দি]—ক্রি. বিণ. এখনই ॥ ওই এ্যাখানিকে আশ্‌ছি। [<এই+ ক্ষণিকে]।

এ্যাখান্‌দে=[রা]—ক্রি. বিণ. এই পথ-দিয়া ॥ এ্যাখান্‌দে ঐখান্‌দে দুই খান্‌দে জাইতে পারে। [<এই খান দিয়া]।

এ্যাখুন্ = [রা] — অব্য. এখন ॥ [<এখন]।

এ্যাখুন্‌কির্=[পা, কু]—ক্রি. বিণ. এখনকার ॥ এ্যাখুন্‌কির্ মতুন্ নাই গো ॥ [এখন কার]।

এ্যাখেরা=[ঢা]—ক্রি. বিণ. একভাঁজ ॥ হতাডা এ্যাখেরা কৈরা বান্দ। [দেখ এ্যাক্হারা]।

এ্যাখেলে=[দি]—ক্রি. বিণ. একেবারে এ্যাখেলে চলি জা।

এ্যাখোন্ ত্যাখোন্=[ব, রা]—বি. মমূর্ষু অবস্থা ॥ 'রোগির্ এ্যাখোন্ ত্যাখোন্ ডাক্তারের্ ছয়্‌যাশ্' (রা)। [<এখন তখন]।

এ্যাখ্যাইয়ি = [ম] — ক্রি. বিণ. বারবার ॥ এ্যাক্যাইয়ি সেলেটা ক্যান্দে ক্যা ?

এ্যাখ্তা=[সি]—বি. কোন লোভনীয় জিনিস ॥ গান্ কওরে, এ্যাখ্তা খাওয়াইমুনে ॥ [<এক+তা=টা]।

এ্যাখ্নো=[সি]—ক্রি. বিণ. একান্ন-বর্তী ॥ আম্‌রা এ্যাখ্নো আসি। [<একান্ন]।

এ্যাখ্মত্=[ম]—বি. ক্ষমতা, হিক-মত ॥ তর্ এ্যাখ্মত্ দেইখা থুইসি। [<হিক্মত্ حكمة আঃ]।

এ্যাখ্লা=[কুম]—ক্রি. বিণ. একাকী ॥ এ্যাখ্লা গরে থাইকো না। [দেখ এ্যাক্লা$_2$]।

এ্যাগর্ ত্যাগর্=[ম]—বি. খেলার দম বিশেষ ॥ 'এ্যাগর্ ত্যাগর্ কুন্‌যিশালা, দশ্ বারডা মাইরা কালা' (ছড়া)। [অনু]।

এ্যাগা=[দি]—অব্য. সম্বোধন সূচক ॥ [<হ্যাঁগা]।

এ্যাগাযোগা =[খু] — বিণ. বিশ্রী ॥ হাতের্ লেখা এ্যাগাযোগা। [<আঁকা-জোকা]।

এ্যাগাত্ এ্যাগ্‌গলি=[চট্ট]— বি. খুব ভাব ॥ ইতাবার্ মদ্দে এ্যাগাত্ এ্যাগ্-গলি। [এক গাত<গাত্র+এক গলা +ই]।

এ্যাগানা=[সি]—বিণ. আত্মীয়, যাহার সঙ্গে বিবাহ নিষিদ্ধ ॥ [<য়গানহ্ یگانه ফা.]।

এ্যাগানো=[দি]—ক্রি. রক্ষা করা, বিপদ হইতে বাঁচানো ॥

এ্যাগালা=[কুম] — ক্রি. বিণ. এই পার্শ্বে ॥ রাস্তার্ এ্যাগালা করিয়্যার্ বারি।

এ্যাগ্‌কা = [কুম] — বিণ. এক ॥ এ্যাগ্‌কা ট্যাহা দেও। [<এক + গা =টা]।

এ্যাগ্‌গেনা = [য] — বি. গিরগিটি জাতীয় জীব ॥ এ্যাগ্‌গেনাডা সাইরা যাবুকি ?

এ্যাগ্‌শা=[ঢা]—বি., বিণ. একত্রিশ, ৩১ ॥ [দেখ এ্যাক্দিশা, এ্যাক্-দিশ্]।

এ্যাগ্‌না = [ঢা, সি] — বিণ. আপন, আত্মীয় ॥ [দেখ এ্যাগানা]।

২=[রা]—বি. উঠান, চত্বর ॥ এ্যাগ্-নাত্ ঝাড়্ দ্যাও। [<আঙ্গিনা<অঙ্গন সং]।

এ্যাগ্‌না কুটুম্=[চট্ট]—বিণ. নিকট আত্মীয় ॥ [দেখ এ্যাগ্‌না + কুটুম = কুটুম্ব]।

এ্যাগ্‌না বেগ্‌না=[য]—বি. আপন-পর ॥ তার্ এ্যাগ্‌না বেগুনা ক্যাও

নেই ॥ [দেখ এ্যাগুনা + বেগানহ্ بیگانه ফা.]।

এ্যাগ্ বাব্ = [চা]— বিণ. একরকম, পূর্বের অবস্থামত ॥ রোগির্ অবস্তা এ্যাগ্‌বাব্ ॥ [<এক ভাব]।

এ্যাগ্ রা=[বা]—বিণ. একটি ॥ এ্যাগ্‌রা ট্যাহা দি যা। [<এক+রা=ড়া<ডা<টা]।

এ্যাগ্ রানো= [য]— ক্রি. অতিবিক্ত পাকা ॥ কাডল্‌ডা পাহ্যা এ্যাগ্‌রাইয়া গেসে।

এ্যাগ্‌রে রাখা = [ফ]— ক্রি. পাহারা দেওয়া, ঘেরাও করিয়া রাখা ॥

এ্যাঘ্ড়ু=[রা] — ক্রি, বিণ. এখন ॥ এ্যাঘ্‌ড়ু জেতে পার্‌বো না ॥ [<এই ঘড়ি]।

এ্যাচ'র্=[য]— বি. আঁচড়্, দাগ ॥ বিড়ালে নখ্ দি এ্যাচ'র্ দিল্। [<আঁচড়]।

এ্যাচ'া=[বা]—অব্য. এদিকে ॥ এ্যাচ'া বাই এক্‌টা কথা হোনো। [<এই+চাও=এদিকে চাও]।

২ = [বা] — ক্রি. সেঁচা, অন্য স্থানে ফেলানো ॥ আপিহান্ লৈয়া পানি এ্যাচে'া ॥ [<সেঁচা=সেঁচন<সিঞ্চন]।

এ্যাচ'াবেযা=[য]—বিণ. এলোমেলো ॥ মাথার্ চু'ল্‌গুলা এ্যাচ'াবেযা ক্যা।

এ্যাচ্'কা=[বা, খু]—বিণ. আন্দাজের ॥ এ্যাচ্'কা হিশাব্ ঠিক্ অয় নাই। [<আচ্‌কা]।

২=[সি]—বি. দাপট ॥ ষরেব্ (ষাঁড়ের) এ্যাচ্'কাত্ কি যোর্। [<হেঁচকা]।

৩= [রা]— ক্রি. বিণ. চমকিয়া ॥ এ্যাচ্‌কা উঠ্‌লেজে। [আচম্‌কা]।

৪=[কুম]—বি.—বি. পতনোন্মুখ গৃহ রক্ষার্থে বাঁকা ভাবে লাগানো খুঁটি ॥ ঘর্‌ডাত্ এ্যাচ্'কা লাগাও।

এ্যাচ্ চ'ানো=[বা]— ক্রি. এইদিকে চাওয়া ॥ এ্যাচ্'চ'ান্ আপ্‌নি কি যানেন্? [<এই+চা+আনো প্র.]।

এ্যাচ্'লা=[সি]—বি. চালু জায়গা ॥ যে এ্যাচ্'লাতে আসায় খাইলে।

এ্যাচ্'পার্=[চা]—বি. খতম ॥ তোর্ যান্ এ্যাচ্'পার্ কৈরা হালামু। [<ইস্‌পার হিং; অর্থ বিকৃতি]।

এ্যাচ্'প্যাচ্'=[সি]—বি. খুঁটিনাটি ॥ আমি ইতার্ এ্যাচ্'প্যাচ্' অত বুযি না। [<এ্যাচ্ (অনুঃ)+প্যাঁচ]।

এ্যাচ্'রা=[চা]—বি. দুধ প্রভৃতির পোড়া অংশ ॥ দুদের্ এ্যাচ্'রা খাইতে বালা।

এ্যাচ্'রা এ্যাচ্'রি=[পা]—বি. হুড়াহুড়ি ॥ [অনু.; হেঁচড়া হেঁচড়ি]।

এ্যাচ্'লা=[পা, য]—বি. ঘরের চাল বাঁধার দড়ি ॥

২ = [ফ] — বি. ঝাপটা ॥ বিশ্টির্ এ্যাচ্'লায় গুড়াগুলো শব্ খৈয়া পড়্‌সে। [<সেঁচা+লা স্বার্থে]।

এ্যাচ্'লানো=[চা]—ক্রি. ছিটানো ॥ এ্যাচ্'লাইয়া ড্যাংগা খ্যাতে পানি দ্যাও। [দেখ এ্যাচ্'লা+আনো প্র.]।

এ্যাজাই=[রং]—বি. লেপ ॥ [<রযাঈ হিং]।

এ্যাযা=[সি]— অস. ক্রি. ভিজিয়া ॥ শব্ এ্যাযা গেসে।

২=[সি]—বি. ভেজা, ঠিকা ॥ বেরাটায় এ্যাযা দ্যাও।

এ্যায়াইর্ = [সি]—বি. এজাহার ॥ [ইয্‌হার اظہار আং]।

এ্যাযাপ্=[চট্ট]—বি. বিয়ের প্রস্তাব ॥

এ্যাযার্ ব্যাযার্=[য]—বিণ. অসন্তুষ্ট ॥ অতো এ্যাযার্ ব্যাযার্ ক্যান্। [<এ্যাজার অনুঃ+বেজার بیزار ফা.]।

এ্যাযালা=[য]—বিণ. একটু, অল্প ॥ এ্যাযালা যমি। [<এক+যরা<যর্‌রঃ ذرہ আং]।

এ্যাযাল্ ব্যাযাল্ = [চা]— বি. অসুবিধা ॥ তোমার্ কোনু এ্যাযাল্ ব্যাযাল্ নাই, যেখান খুশি যাও।

এ্যাযাল্‌লাহানি=[পা]—বিণ. একটুখানি ॥ দুদ্ এ্যাযাল্‌লাহানি নাবাই পৈড়্‌চে'। [এক জাজা বা জজা+খানি; দেখ এ্যাযালা]।

এ্যাযে=[ফ]—বি. বাধা ॥ এ্যাযে কর্‌তে না পার্‌লি পরা পার্‌বি কেম্‌নে। [<হিজ্জা' ہجہ আং]।

এ্যাযে করা=[পা]—ক্রি. বুঝিবার জন্য বার বার জিজ্ঞাসা করা ॥ [দেখ এ্যাযে+করা]।

এ্যাযেদা=[পা]—অব্য. ওগো, এইযে ॥ [<এই যে দেখ]।

এ্যাযেদো=[পা]—অব্য. এইতো, ঐ দেখ ॥ [দেখ এ্যাযেদা]।

এ্যায্=[য]— বিণ. একটা ॥ এ্যায্ কথা হুনেন্। [<এই যে কিংবা<এক যে]॥

এ্যায্ যোত্ = [নো]— বি. সম্মান ॥ এ্যায্‌যোত্ হর্‌মত্ আল্লার্ আত্। ['ইয্‌যত عزت আং]।

এ্যায্ মত্ খাওয়া=[সি]—ক্রি. দুর্বল হওয়া ॥ লাঠির্ বারি খাই পাগ্‌লা কুত্তা এ্যায্‌মত্ খাই লৈল্। [হযীমত هزیمت আং]।

এ্যায্ মালিক্ = [নো] — ক্রি. বিণ. একত্রে, একসাথে ॥ এ্যায্‌মালিকে দোকান্ অত যগ্‌ড়া অয্ এ্যাল্‌নাই। [<ইজ্‌মালী اجمالی আং]।

এ্যায্‌রা কাঁটা= [চট্ট]— বি. জলজ উদ্ভিদ বিশেষ ॥

এ্যায্‌রা বেয্‌রা=[চ]—বি. অসুবিধা, জঞ্জাল ॥ তোমার্ কোনু এ্যায্‌রা বেয্‌রা নাই।

এ্যায্‌রাল্ ব্যায্‌রাল্ = [চা] — বি. কাজের অসুবিধা ॥ কোনু এ্যায্‌রাল্ ব্যায্‌রাল্ না থাক্‌লে বিয়া ঐতে পারে।

এ্যায্‌লা= [চট্ট]—বি. জলজ উদ্ভিদ বিশেষ ॥ দিঘিডা এ্যায্‌লায় ভরা।

২=[ম, য] —বিণ. অল্প, সামান্য ॥ আমারে এ্যায্‌লা পানি দ্যাও। [দেখ এ্যাযালা]।

এ্যাটা উচ'াম্=[পা]—বিণ. উঁচুনীচু ॥ এ্যাটা উচ'ান্ পথ্ ॥ [হেট+আ প্র.; উঁচা+ম প্র.]।

এ্যাটাটেঁক্কা=[সি]—বিণ. জোটবদ্ধ ॥ বাপ্‌গুলায় এ্যাটাটেঁক্কা হৈয়া অন্দাবে নিল্‌সে। [জোট+টক<জুড়

সং+রা প্র.]।

এ্যাটাটেম্‌রা=[য]—বিণ. উঁচুনীচু॥ এ্যাটাটেম্‌রা পত্ দিয়া চ'লন্ মুশকিল্। [দেখ এ্যাটাটেংরা]।

এ্যাটানে ওটানে=[চট্ট]—ক্রি. বিণ. এদিকে ওদিকে॥ এ্যাটানে ওটানে যাইস্ না॥ [<এ ঠানে+ও ঠানে <এস্থানে+ও স্থানে]।

এ্যাটে=[বা, রং]—ক্রি. বিণ. এখানে, ওখানে॥ এ্যাটে আইলাম্। [<এই+ঠাঁই]।

এ্যাটেই=[রং]—ক্রি. বিণ. এইখানে॥ মুই এ্যাটেই থুনু॥ [<এ ঠাঁই<এই ঠাই]।

এ্যাট্ উপ্‌রি=[পা]—ক্রি. বিণ. উপর্যুপরি। এ্যাট্‌উপরি বিপদে কেউ সাহায্য করে না। [এ্যাট<হেট+উপরি]।

এ্যাট্‌কি=[চা, ম]—বি. হিক্কা॥ এ্যাট্‌কি শুরু ঐসে ব্যগিডা আর্ বাচ্'তো না। [দেখ ওট্‌কি]।

এ্যাট্‌কিনি=[চট্ট]—বিণ. বদলি॥ [<একটিং acting ইং]।

এ্যাট্‌কিন্=[কুম]—বি. বদল॥ এ্যাট্‌কিন দিয়া কি শব্ কাম্ অয়্? [দেখ এ্যাট্‌কিনি]।

এ্যাট্‌টা=[খু]—বিণ. একটা॥ এ্যাট্টা ট্যাকা দ্যাও॥ [<এক+টা]।

এ্যাট্‌টানো=[কুম]—ক্রি. রাখা॥ ঠিক্‌মত যিনিশ্‌টা এ্যাট্‌টো।

এ্যাঠায়্=[ম]—ক্রি. বিণ. এখানে॥ এ্যাঠায়্ আয়্॥ [দেখ এ্যাটে]।

এ্যাঠেন্‌টা=[রা]—ক্রি. বিণ. এখানে, এই জায়গায়॥ এ্যাঠেন্‌টা বশ্॥ [<এঠাঁই+টা]।

এ্যাডাই=[য]—ক্রি. বিণ. এখানে॥ এ্যাডাই আহন্। [দেখ এ্যাঠায়্]।

এ্যাডা ডাইর্=[কুম]—বিণ. এবড়ো খেবড়ো॥ নৌকায়্ পাটাতন্‌ডা এ্যাডা-ডাইর্।

এ্যাডা বুড়ি=[বা]—ক্রি. বিণ. পর পর, পিঠাপিঠি॥ হেম্ এডাবুড়ি বাহ্'চ'। পোয়া ছৈলে॥

এ্যাডে=[চট্ট]—ক্রি. বিণ. এইস্থানে॥ [দেখ এ্যাটে]।

এ্যাড্‌টে=[য]—ক্রি. বিণ. এইস্থানে॥ এ্যাড্‌টে রাখ্॥ [দেখ এ্যাডে]।

এ্যাড্‌রে=[ঘ]—ক্রি. বিণ. এখানে॥ এ্যাড্‌রে বৈয়া রৈস ক্যা॥ [<এ+ধারে=এই ধারে]।

এ্যাড়া=[গা]—বিণ. খালি॥ ছাওবাডা এ্যাড়া হাতে দাঁড়াতে পারে। [√এড়্]।

২=[রা]—বি. খাবার জিনিস, (বিশেষ অর্থে) ভাত॥ ফকির্‌ডারে কিছু এ্যাড়া দ্যাও।

৩=[রা]—বি. ঢিলা, শৈথিল্য॥ আমি বেলায় এ্যাড়া দিলাম্। [√এড়্]।

৪=[খু, য]—বি. অণ্ডকোষ॥ [<এঁড় <অণ্ড সং]।

৫=[খু]—বিণ. বন্য, পরিত্যক্ত॥ এ্যাড়া বিশ্ লাগে যা হোলো। [√এড়্]।

এ্যাড়াটে=[খু]—বিণ. নোংরা॥ তুই এ্যাক্‌টা এ্যাড়াটে নাকি? [<এড়াটে, এড়াটিয়া]।

এ্যাড়া থাকা=[খু]—ক্রি. স্বাভাবিক ভাবে বাদ পড়া॥ খ্যাত্ নিড়াইতে গেলে অনেক্ ঘাশ্ এ্যাড়া থাকে। [√এড়্]।

এ্যাড়ানো=[খু]—ক্রি. বাদ দেওয়া॥ [<এড়ানো√এড়্]।

এ্যাড়েং তেড়েং=[রং]—বিণ. এলো-মেলো॥ জিনিশ্‌টা এ্যাড়েং তেড়েং করে ফেল্‌লি ক্যান্?

এ্যাড়েং বেড়েং=[রং]—বিণ. এলো মেলো॥ জিনিশ্‌টা এ্যাড়েং বেড়েং করে ফেলাইশ্ ক্যান্? [দেখ এ্যাড়েং তেড়েং]।

এ্যাড়েদিন্=[খু]—ক্রি. বিণ. কিছুদিন আগে॥ এ্যাড়ে দিন্ আইলাম্। [√এড়্]।

এ্যাড়ো=[খু]—বি. ত্রিফলাযুক্ত অস্ত্র-বিশেষ॥ এ্যাড়ো দিয়ে এক্‌টা কুকুর কুপায়ে মার্‌চে'।

২=[কু]—বি. ছোট খাট দণ্ড॥

এ্যাড়ে=[কু]—অব্য. ওহে, ওগো॥ এ্যাড়ে এ্যাকেলা কুথি যান্?

এ্যাড়োট্=[খু]—বিণ. ঢিলা॥ ইডা এ্যাড়োট্ করে যুড়্‌লি ক্যান্।

এ্যাড়্=[য]—বি. অণ্ডকোষ, হোলা॥ তোর্ এ্যাড়্ যে দেহি খড় মোটা হোলো। [দেখ এ্যাড়া]।

এ্যাতক্=[কুম]—ক্রি. বিণ. এই পর্যন্ত॥ এ্যাতক্ লেইখাই শ্যাশ্ কর্‌লাম্। [<এই+তক হিং]।

এ্যাতকট্‌=[চট্ট]—বিণ. এতগুলি॥ [দেখ এ্যাতক্‌টিন্]।

এ্যাতক্‌টিন্=[কুম]—বিণ. এতগুলি॥ এ্যাতক্‌টিন্ বাত্ হালাইলা ক্যেরে? [<এত+কটি=কয়টি+ন স্বার্থে প্র.]।

এ্যাতগ্‌গুন্=[চট্ট]—বিণ. এতবেশী॥ এ্যাতগ্‌গুন্ মাস্‌নিযা কি কর্‌বো। [<এত গুলিন, এত গুলোন]।

এ্যাতন্=[কুম]—সর্ব. তিনি॥ এ্যাতন্ আমার্ বন্ধু।

এ্যাতবানা=[পা]—বিণ. এতবড়॥ নদির্ কোলে এই এ্যাতবানা মাস্ দেখ্‌লাম্।

এ্যাতর্=[বা]—ক্রি. বিণ. এখানে, এদিকে॥ হামি এ্যাতর্ আছি॥

এ্যাতাই=[কুম]—সর্ব. সে (স্ত্রী)॥ এ্যাতাই আস্‌তা চোগল্‌খোর্। [সে+তাই]।

এ্যাতাইন্=[চট্ট]—বিণ. এতগুলি॥ এ্যাতাইন্ দোশ্ ন দিয়ম্। [<এত-গুলি=গুলি]।

এ্যাতাইল্=[কুম]—বি. মাটিতে গর্ত করার কাঠের তৈরী লাঠি বিশেষ॥ এ্যাতাইল্ দিয়া গাতা কর্।

এ্যাতাকদ্=[চট্ট]—বি. বিশ্বাস॥ হিতানরে আঁর্ এ্যাতাকদ্ নাই। [<ই'তিকাদ اعتقاد আর্]।

এ্যাতাক্‌কিন্=[চট্ট]—বিণ. এত-গুলি॥ এ্যাতাক্‌কিন্ ভাত্ দিয় ন

পাড়িম্ । [দেখ এ্যাতগুণ্ডন্]।

এ্যাতাগাইন্ = [নো] — বিণ. এত-গুলা ।। এ্যাতাগাইন্ বাত্ ফেলাইয়া দিলি। [দেখ এ্যাতগুগুন্]।

এ্যাতাগেতা=[ম]—বিণ. অনেকগুলি।। তার্ এ্যাতাগেতা পোলাপান্ ।

এ্যাতাত্ =[ব]—ক্রি. বিণ. এ পর্যন্ত ।। [<এই+তক ; দেখ এ্যাতক্]।

এ্যাতানো=[কুম]—ক্রি. হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া জোরে জোরে শ্বাস নেওয়া ।।

এ্যাতায়াত্ = [কুম] — বি. আদেশ পালন ।। আল্লার্ এ্যাতায়াত্ কর। [<ইতা'আত اطاعت আং]।

এ্যাতায্ =[বা]— ক্রি. বিণ. এখানে ।। এ্যাতায্ কেউ নাই ।। [<এথায়<হেথায় =হেথা]।

এ্যাতারা = [চট্ট] — সর্ব. তাহারা ।। এ্যাতারা আঁর্ কথা হনে না।

এ্যাতালা বেতালা =[ম] — বিণ. এলোমেলো, গোলমেলে ।। এ্যাতালা বেতালা কথা কৈয়্যো না । [বেতালা+ এ্যাতালা অনু:]।

এ্যাতাহানে=[ঢা]—ক্রি. বিণ. এত-ক্ষণে ।। পোলাড়া এ্যাতাহানে কান্-তাসে। [<এতকনে]।

এ্যাতুগুইলি = [কু, পা] — বিণ. এই পরিমাণ ।। [<এত+গুলি বা গুলিন]।

এ্যাতেলাই=[চট্ট]—অব্য. এইজন্য ।। [<এতের লাগি=ইহার লাগিয়া] ।

এ্যাত্যাল্=[ব]—বি. রৌদ্রে ধান্যাদি শুকাইবার জন্য ব্যবহৃত চাটাই বা মাদুর । [দেখ আতাইল্]।

এ্যাতো আনি= [কুম]—বিণ. এত-খানি, এতগুলা ।। এ্যাতোআনি দুধ্ নষ্ট ঐসে। [<এত+খানি]।

এ্যাতোক্‌টিন্ =[কুম]—বিণ. এত-গুলা ।। এ্যাতোক্‌টিন্ আম্ কে খাইল্ । [<এত+কটি+ন অতিরিক্ত প্র.; দেখ এ্যাতক্‌টিন্]।

এ্যাতো গুলাইচ্ =[কুম]—বিণ. এত-গুলা ।। [<এতগুলি+চ (স্বার্থে)]।

এ্যাত্তোর্ ক্যাত্তোর্ = [ব] — বিণ. নোংরা ।। এ্যাত্তোর্ ক্যাত্তোর্ সেলে।। [<ইতর + কিত্‌তর کتر ফা. = অধম]।

এ্যাতোরে=[পা]— ক্রি. বিণ. এই-দিকে ।। এ্যাতোরে এ্যাখ্‌লা কেন ?

এ্যাত্ =[চট্ট]—বি. হাতী ।। [<হাতী]।

২ = [পা] — বি. রাত ।। এ্যাতের্ বেলায় কোনে যাও ?

এ্যাত্ এ্যাইতা=[কুম]—বিণ. হয়রান, ঘর্মাক্ত কলেবর ।। [দেখ আত্$_{৪}$]।

এ্যাত্ কন্ =[কুম]—ক্রি. বিণ. এত-ক্ষণ ।। এ্যাত্‌কন্ লাগ্‌লো তোর্ আইতে ? [<এতক্ষণ]।

এ্যাত্ তঅর্ = [চট্ট] — বিণ. এত-বড় ।। এ্যাত্ তঅর্ মাস্ কৈ পাইলি। [<এতবড়]।

এ্যাত্‌তরি = [ঢা]— অব্য. ধ্যাত্তরি, বিরক্তিসূচক ।। এ্যাত্‌তরি তুই অখন্ যা। [=ধেত্‌তরি=ধুত্তুরি]।

এ্যাত্ তরে=[কুম]—ক্রি. বিণ. একে-বারে ।। এ্যাত্‌তরে কাম্ কৈরা যামু। [<একত্তরে<একত্রে]।

এ্যাত্ তর্ = [চট্ট] — বিণ. এত বড় ।। এ্যাত্‌তর্ মাস্ দিয়া কি গর্‌বি ? [দেখ এত্‌তঅর্]।

২ =[চট্ট]— ক্রি. বিণ. এক সাথে ।। আঁরা হবাই এ্যাত্‌তর্ আসি। [<একত্র]।

এ্যাত্ তর্ পানি=[ব]—বি. ঘোলা পানি ।।

এ্যাত্ তাইন্ না= [কুম] — বিণ. এত-বড় ।। এ্যাত্‌তাইন্‌না হাপ্ ।

এ্যাত্ তাকি=[সি]—ক্রি. বিণ. ইহার চেয়ে ।। এ্যাত্‌তাকি তুমি নিবে গিয়া দেখ্যা আইও ।। [<এর+থাকি=ইহার +থাকিয়া=চাহিয়া]।

এ্যাত্ তাক্ =[ব] — বিণ. অনেক ।। তার্ এ্যাত্‌তাক্ ট্যাহা পৈশা আসে।

এ্যাত্ তারা=[কুম]— বিণ. এত বড় ।। এ্যাত্‌তারা লাউ আমি আর্ দেখি নাই। [দেখ এ্যাত্ তর্]।

এ্যাত্‌তার্ =[খু]—ক্রি. বিণ. একত্র।। তারা শব্ ভাই এ্যাত্‌তার্ আসে। [দেখ এ্যাত্‌তর্]।

২=[খু]—বি. একতার ।। এ্যাত্‌তারের্ বিনিশ্ কৈ ? [<ইফ্‌তার افطار আং]।

=[কু, পা]—বিণ. এত-গুলি, অনেক ।। এ্যাত্‌তুগুইলি মানুশ্ । [<এতগুলি]।

এ্যাত্ তো কোনা = [ব] — বিণ. সামান্য, একটু ।। [<এত কণা]।

এ্যাত্ না= [সি] — বিণ. এতটুক্ ।। এ্যাত্‌না বাত্ খাইয়া পেট্ বরে না । [<এত+খানা কিংবা ইতনা হিং]।

এ্যাত্ পেইত্ তা=[ঢা]—বিণ. হয়-রান, বিরক্ত ।। বাত্ খাইতে এ্যাত্ পেইত্‌তা । ঐসি [<এত্‌পেত্ অনু. +ইয়া প্র.]।

এ্যাত্ লা = [দি] — বিণ. এতগুলা ।। এ্যাত্‌লা ভাত্ হামি খাবু? [<এত-গুলা]।

এ্যাথা=[রং]— ক্রি. বিণ. এখানে ।। এ্যাথা তুই আলি কেন্ বাহে ? [<এথা =হেথা]।

এ্যাদক্ =[পা, চট্ট]—ক্রি. বিণ. এত ।। এ্যাদক্ করি বলুম্ ।। [<এত+তক]।

এ্যাদন্ =[ম]—বিণ. এরূপ।। [<এই +ধরণ]।

এ্যাদল্= [কুম]— বি. জলজ উদ্ভিদ্ বিশেষ ।।

এ্যাদা=[বা]—অব্য. এই ।। এ্যাদা বাই হোন্ । [<এই দেখ]।

এ্যাদান্ =[পা]—ক্রি. বিণ. এ রকম ।। আমি এ্যাদান্‌তো দেখি নাই [দেখ এ্যাদন্]।

এ্যাদানি=[খু]—ক্রি. বিণ. আজকাল ।। এ্যাদানি দেশে বড় অভাব্ । [<ইদানীং]।

এ্যাদার্ =[রা]—বি. বর্গাদার ।। [দেখ আদার্$_{২}$]।

এ্যাদ্ =[কুম]— বি. সুখদ, স্মরণ ।। পরা এ্যাদ্ কর্ [<য়াদ্ یاد ফা.]।

এ্যাদ্ দিন্ =[কুম]—ক্রি. বিণ. এই

পর্যন্ত ।। এ্যাদ্‌দিন্ নআতি কৈ আসিলি। [<এত দিন]।

২=[চট্ট]—বি. একদিন। [<এক-দিন]।

এ্যাদ্‌দের এ্যাদ্‌দের্‌=[ঢা]—বি. ঢিলেমি, শৈথিল্য ।। স্যারাডায়্‌ খালি এ্যাদ্‌দের্‌ এ্যাদ্‌দের্‌ করে।

এ্যাদ্‌লা=[য]—ক্রি. বিণ. পৃথক্‌ ।। বাপে সেলেগো এ্যাদ্‌লা কৈরা দিসে। [<আলাদা<'আলাহদ্‌দহ্‌ علحده আং হইতে উর্দু]।

এ্যান=[কুম]—ক্রি. বিণ. এখানে ।। আমার্‌ এ্যান আইও। [<এখানে]।

এ্যানং=[রং]—ক্রি. বিণ. এমন ।। এ্যানং করি হাট্‌চশ্‌ কেন্‌?

এ্যানা=[কুম]—অব্য. না, এই কারণে ।। তাইতে এ্যানা এমুন্‌ কাম্‌ কর্‌সি।

২=[সি]—বি. ঘা, গুঁতা ।। এক্‌ এ্যানায়্‌ মরি গেল্‌।

এ্যানাও=[দি]—বিণ. একটুও ।। হাঁরে এ্যানাও আক্‌কেল্‌ নাই।

এ্যানাত্তি=[রা]—ক্রি. বিণ. অল্পতেই ।।

এ্যানাম্‌=[য]—বি. লাগাম ।। গোরার্‌ মুখে এ্যানাম্‌ দ্যাও। [<'ইনান عنان আং]।

২=[চট্ট]—বি. কেরোসিন তৈল ।।

এ্যানাবদি=[সি]—বিণ. পাজি ।। দুর্‌ শালা এ্যানাবদি।

এ্যানে=[ক]—অব্য. এখন ।। এ্যানে বাত্তি হবে ।। [<এখন]।

২=[চট্ট]—ক্রি. বিণ. এই প্রকারে ।।

এ্যানো=[ব, রা]—বিণ. অল্প একটু ।। এ্যানো লবন্‌ খার্‌ কোরে আন্‌।

এ্যান্‌=[চট্ট]—বিণ. এরূপ ।। এ্যান্‌ কাম্‌ ন গৈর। [হেন]।

এ্যান্‌কা=[চট্ট]—ক্রি. বিণ. এমন ।। তোমারে এ্যান্‌কা দেহা যায়্‌ কেন্‌ ।। [দেখ+এ্যান্‌+কা]।

এ্যান্‌কার্‌=[য]—বি. হিংসা, দ্বেষ ।। এ্যান্‌কার্‌ করন্‌ বালা না [<ইন্‌কার انکار আং অথবা<অহংকার]।

[illegible]=[illegible]—ক্রি. বিণ. এমন ।।

এ্যান্‌ডা=[কুম]—বি. অণ্ডকোষ ।। [<অণ্ড]।

২=[য]—বি. ডিম ।। [<অণ্ড সং]।

এ্যান্‌ডৈল্‌লা=[চট্ট]—বিণ. এই রকম ।। এ্যান্‌ডৈল্‌লা ঘগ্‌ড়া ইট্টা ন দেহি। [হেন ডোল+আ প্র.]।

এ্যান্‌তল্‌=[ঢা]—বি. গাছ বিশেষ ।। এ্যান্‌তলের্‌ ডাইলে বালা দাতন্‌ অয়্‌ ।।

এ্যান্‌তা=[খু]—ক্রি. বিণ. এইস্থান হইতে ।। এ্যান্‌তা যা। [<এখান থেকে<থাকিয়া]।

এ্যান্‌তাল্‌=[য]—বি. মোটা নূপুর ।।

এ্যান্‌দা=[রা]—বি. কাঠ ছিদ্র করিবার অস্ত্র বিশেষ ।। এ্যান্‌দা ছাড়া কি কাঠ্‌ ছেদা হয়্‌। [<রাঁদা<রন্দহ্‌ رنده ফা.]।

এ্যান্‌দেহা=[ফ]—ক্রি. বিণ. এইখান-দিয়া ।। এ্যান্‌দেহা আয়্‌ ।। [<এখান দিয়া]।

এ্যান্‌দোল্‌=[বা, ঢা]—বি. কাদা, পানির ময়লা ।। পুঁটের্‌ বরা এ্যান্‌-দোল্‌ ।।

২=[সি]—বি. ফাঁদ ।।

এ্যান্‌ধারা=[রা]—বিণ. এমন ধারা ।। এ্যান্‌ধারা কাম্‌ কর্‌লে আর্‌ চলে না। [<এমন ধারা]।

এ্যান্‌না=[নো]—বি. চোখের পাতার রোগ বিশেষ ।। [<আঁজনাই <অঞ্জনিকা]।

এ্যান্‌নে=[খু, য]—ক্রি. বিণ. এখন ।। এ্যান্‌নে কোন্‌ দিক্‌ যাত্তি হবে। [<এখনে]।

২=[কুম]—ক্রি. বিণ. এইভাবে ।। এ্যান্‌নে তোরে বাত্‌ দিবো কে? [<এমনে]।

এ্যান্‌ব্যান্‌=[রা]—বি. সম্পর্ক ।। তার্‌ সংগে হামার্‌ এ্যান্‌ব্যান্‌ নাই।

এ্যান্‌লা=[কুম]—বি. চক্ষু রোগ ।। [দেখ এ্যান্‌না]।

এ্যান্‌হি=[কুম]—অব্য. এখন ।। এ্যান্‌হি কৈ যাইস্‌। [এখনই; ই<হ. থাং হি]।

এ্যান্‌হে=[ঢা]—অব্য. এখন ।। এ্যান্‌হে দেহা হবি না। [দেখ এ্যান্‌হি]।

এ্যাপট্‌=[য]—বি. রিপোর্ট ।। দারো-গায়্‌ এ্যাপট্‌ দিসে। [<রিপোর্ট report ইং]।

এ্যাপাক্‌=[রং]—ক্রি. বিণ. এদিক্‌ ।। এ্যাপাকে আয়্‌। [<এই + পাকে= দিকে]।

এ্যাপাটেপা=[য]—বিণ. ছোট ছোট ।। এ্যাপাটেপা পোলাপান্‌। [অনু.]।

এ্যাপারি=[রা]—বি. রেফারি ।। ভালো খেলায়্‌ পাকা এ্যাপারির্‌ দর্‌কার্‌। [<রেফারী referee ইং]।

এ্যাপেলা ছেপেলা=[বা]—ক্রি. বিণ. এদিক ওদিক ।। [অনু.]।

এ্যাপ্যাল্‌ দেপ্যাল্‌=[চট্ট]—বি. বক-বক, গলাবাজি ।। [অনু.]।

এ্যাফা=[ঢা]—বি. সম্পাদন ।। আয়্‌গা আমার্‌ খ্যাতের্‌ দলিল্‌ডা এ্যাফা কর্‌লাম্‌। [<রফা' رفع আং]।

এ্যাফাই=[ঢা]—ক্রি. বিণ. এখানে ।। এ্যাফাই আশো মামু। [<এই+বার= দিকে]।

এ্যাফ্‌টে, এ্যাফ্‌ঠাকে=[রং, রা, দি]—অস. ক্রি. দুই হাত যুক্ত করিয়া, একত্র করিয়া ।। [< সাঁপটে < সাঁপটিয়া]।

এ্যাব=[সি, নো, চট্ট কুম]—ক্রি. বিণ. এখনও ।। আঁর্‌ চ'চ'। এ্যাব বাইত্‌ আইয়ে ন। [<অব হিং]।

এ্যাবও=[ঢা]—ক্রি. বিণ. এখনও ।। এ্যাবও তার্‌ কুনু খবর্‌ নাই। [দেখ এ্যাব]।

এ্যাবর্‌ ঘ্যাবর্‌=[য]—ক্রি. বিণ. ওলটপালট ।। কথায়্‌ এ্যাবর্‌ ঘ্যাবর্‌ কর ক্যা মিয়া? [<আবড় জাবড়; তুং আবড় তাবড়<আবল তাবল]।

এ্যাবনাশ্‌=[রা]—বি. আফসোস ।। [<আফসোস افسوس ফা.]।

এ্যাবর্‌ চ্যাবর্‌=[য]—ক্রি. বিণ. আমতা আমতা ।। শাহুদিয়া এ্যাবর্‌

চ'্যাবর্ কৈরা শাক্‌লাডা নশ্‌ট কর্‌লো। [দেখ এ্যাবর্ ঝ্যাবর্]।

এ্যাবল্ =[কুম, নো, চট্ট]—ক্রি. বিণ. এখন ।। এ্যাবল্ কাম্ খ্যা্যা কর্। [<এই+বেল<বেলা=সময়]।

এ্যাবা=[বা]—বি. বিবাহের চুক্তিপত্র, কাবিন নামা ।। মাইয়ার্ তো অবাৰ্ নাই হেতে এ্যাবা দিয়া বিয়া করোন্ লাগে কোন্ হানে। [<হিবঃ هبه আং]।
২=[য]—বিণ. এমন ।। এ্যাবা কল্‌টের্ থিকা মৌত্ ভালা। [<এই+বা ; তুং কিবা]।

এ্যাবাই=[পা, কু]—ক্রি. বিণ. এই-রূপই ।। এ্যাবাই দেখ্‌সি ।। [এইভাবই]।
২=[য]—ক্রি. বিণ. এমনি, এরকমই ।। মানুশ্‌টা এ্যাবাই কথায় কথায় খেইপ্যা যায়। [পূর্বে দেখ]।

এ্যাবা এ্যাবা=[পা]—অব্য. ছিঃ ছিঃ ।।

এ্যাবাই দিয়া=[য]—ক্রি. বিণ. এখান দিয়া ।। এ্যাবাই দিয়া আইয়ন্ মিয়া ।। [<এই+বায়=বাগ+দিয়া]।

এ্যাবা দেওয়া=[য]—ক্রি. অর্ধপথে কোন কাজ ছাড়িয়া দেওয়া ।। খ্যাতের্ কামে এ্যাবা দিসি। [এ্যাবা<রফা' رفا আং]।

এ্যাবারা=[খু]—ক্রি. বিণ. এইদিকে ।। এ্যাবারা আশ।

এ্যাবায়্=[সি]—ক্রি. বিণ. এদিকে ।। এ্যাবায় আও। [< এই + বাগে (=দিকে)]।

এ্যাবারত্=[য]—বি. খবর ।। তার্ এ্যাবারত্ কেউ যানে না ।। [<'ইবারত عبارت আং ; অর্থ বিকৃতি]।

এ্যাবে=[বা]—ক্রি. বিণ. এখনো ।। এ্যাবে গেলি না ।। [<এবে]।
২=[পা]—ক্রি. বিণ. এতদিনে ।।
৩=[চা]—অব্য. ওহে ।। এ্যাবে এক্‌টা কথা হুনা যা। [অব্য. হিং]।
৪=[য] -ক্রি. বিণ. এরকম ।। এ্যাবে করিস্ না ।। [দেখ এ্যাবা২]।

এ্যাবেই=[খু]—ক্রি. বিণ. এদিকে ।। তুমি এ্যাবেই আসো ।। [দেখ এ্যাবায়্]।

এ্যাবেরা=[চট্ট]—ক্রি. বিণ. এইবার ।। [<এই বার]।

এ্যাবেল্ = [চট্ট] —বি. এই বেলা ।। এ্যাবেল্ তুঁই যা ।। [দেখ এ্যাবল্]।

এ্যাবেহুন্‌তে্=[চট্ট]—ক্রি. বিণ. এখন হইতে ।। এ্যাবেহুন্‌তে ভালা ঐ চ'ল। [দেখ এ্যাবে+হুন্‌তে<হতে]।

এ্যাবৈ=[য, খু]—ক্রি. বিণ. এই দিকে ।। এ্যাবৈ আশ। [দেখ এ্যাবেই]।

এ্যাবো = [কুম] — অব্য. এখনও ।। এ্যাবো আন্‌নে বাবারে বান্ নাই ? [দেখ এ্যাব, এ্যাবত্ত]।

এ্যাবোর্ ড্যাবোর্ = [পা]— বিণ. উল্টাপাল্টা ।। এ্যাবোর্ ড্যাবোর্ কথা কও ক্যা ? [অনু.]।

এ্যাব্‌অল্=[কুম]— ক্রি. বিণ. এখন ।। এ্যাব্‌অল্ আপুনের্ কথা হুন্‌লাম্ ।। [দেখ এ্যাবল্]।

এ্যাব্‌ত্তি=[রা]—বি. কটূক্তি ।। এ্যাবৃতি বলিছ্‌নে ।।

এ্যাব্‌তো=[ব]— বিণ. অবিবাহিত ।। [<অবিয়াতো<অবিবাহিত]।

এ্যাব্‌ভাত্=[খু, য]— বি. জ্ঞান ।। [<ইবারত্ عبارت আং ; অর্থের বিকৃতি]।

এ্যাব্‌দার্ = [য] — বি. মর্যাদা ।। এই যিনিশের্ এ্যাব্‌দার্ রাইখো। [<আব্দার]।

এ্যাব্‌না ব্যাং=[রং]—বি. মাথামুণ্ড ।। তার্ কথার্ এ্যাব্ না ব্যাং বোঝা জায় না। [সাপ না ব্যাঙ্]।

এ্যাব্‌বারে= [চট্ট]— ক্রি. বিণ. একে-বারে ।। [<একেবারে বা একবারে]।

এ্যাব্‌রা = [কুম] — বি. ত্যাগ ।। [<ইব্‌রা' ابرا আং]।

এ্যাব্‌লা= [খু]— বিণ. হাবা ।। তুমি এ্যাক্‌টা এ্যাব্‌লা চু'দু। [<হাবা+লা (স্বার্থে)]।
২=[সি]—ক্রি. বিণ. এখন, এই বেলা ।। এ্যাব্‌লা বাবিত্ যাইতাম্ নি ? [<এই +বেলা]।

এ্যাভায়্=[খু]—ক্রি. বিণ. এইদিকে ।। এ্যাভায় আয় ।। [<দেখ এ্যাবায়্]।

এ্যামন্ শেম্‌ন্=[রং]— ক্রি. বিণ. যেমন তেমন ।। এ্যামন্ শেমন্ এই কাম্ পার্ তো না। [<এমন্ সেমন ; তুং এমন তেমন]।

এ্যামর্ ড্যামর্=[খু, য]—বি. গুঁড়ো গাঁড়া, কাচচা বাচচা ।। তার্ এ্যামর্ ড্যামর্ বেশি।

এ্যামা= [কু, পা] — অব্য. সম্বোধন-সূচক ।। [<হে মা]।
২=[কু]—ক্রি. বিণ. এইরূপ ।। এ্যামা কর্‌লো কিতা। [<এমন]।
৩=[রং]—সর্ব. ইনি ।। এ্যামায় তো-কৈছে ।।

এ্যামাড্যামা=[ম, চা]—বিণ. ছোটবড়, নিকৃষ্ট ।। এ্যামাড্যামা পোলাপান্ গুইলা কায় ? [দেখ এ্যাপা টেপা]।

এ্যামানে=[চা]—ক্রি. বিণ. এইরূপ করিয়া ।। আমি দেহি তুমি এ্যামানে কদ্দিন্ থাক্‌পা। [<এমনে]।

এ্যামাম্‌ত্তি= [কুম]— বি. অত্যধিক জেদ ।। বৌএর্ এ্যামাম্‌তির্ যন্য গর্ সার্‌সি। [<ইমামত امامت আং+ই প্র. ; অর্থ বিকৃতি]।

এ্যামায়্=[চা]—ক্রি. বিণ. এই পথে ।। এ্যামায় ডাহা যায় ।।

এ্যামার্=[রং, দি, রা]—সর্ব. ইহার, ইহাদের ।। এ্যামার্ বাড়িও কে আইছল্। [দেখ এ্যামা]।

এ্যাম্‌কা=[বা]—ক্রি. বিণ. এমনিই ।। এ্যাম্‌কা. কৈলাম্।

এ্যাম্‌তে=[চা]—ক্রি. বিণ. এইভাবে ।। তুমি এ্যাম্‌তে বাইত্ যাও। [<এই-মতে=(এইভাবে)]।

এ্যাম্‌নে=[চা, বা]—ক্রি. বিণ. এমনি, শুধু শুধু ।। এ্যাম্‌নে আমার্ বদি দিমু না। [এমনি]।
২ = [রা] — ক্রি. বিণ. এইদিকে ।। এ্যাম্‌নে আয় ।।
৩ = [সি] — ক্রি. বিণ. বিনামূল্যে, দানে ।। এ্যাম্‌নে কি আর্ কেউ দ্যায়

দিব নি ? [<এমনি]।

এ্যাম্‌নে হেম্‌নে=[সি]—ক্রি. বিণ. এদিক সেদিক ॥ তুমি এ্যাম্‌নে হেম্‌নে গুরা ফেরা করো ক্যান্‌ ? [<এমনে সেমনে]।

২=[সি]—ক্রি. বিণ. এই মতে সেই মতে ॥ কাম্‌ এ্যাম্‌নে হেম্‌নে করা ঠিক্‌ ঐতোনায়্‌।

এ্যাম্‌বা=[চট্ট, সি]—বি. হাম্বারব, ছোট বাছুরের ডাক ॥ আতুতির্‌ কান্‌দে আইন্‌ যাইন্‌ এ্যাম্‌বা হুনি ডরাই যাইন্‌ (সি)। [<হাম্বা]।

২=[দি, রা, ফ]—বি. এই রূপ, এমন ॥ সে এ্যাম্‌বাই দেখ্‌তে। [<এমন+বা ; <এই+বা]।

এ্যাম্‌বা এ্যাম্‌বে=[পা]—ক্রি. বিণ. এমন ॥ এ্যাম্‌বা এ্যাম্‌বে কৈরা বান্‌দ।

এ্যাম্‌বায়্‌=[খু]—ক্রি. বিণ. এদিকে ॥ এ্যাম্‌বায়্‌ যা। [<এই+বায়<বাগে =দিকে]।

২=[কুম, ঢা]—ক্র. বিণ. এই ভাবে ॥ এ্যাম্‌বায়্‌ কাম্‌ কর্‌ ॥ [<এই+ভায় =ভাবে]।

এ্যাম্‌বালে=[খু]—ক্রি. বিণ. এই ভাবে ॥ এ্যাম্‌বালে কাম্‌ কর্‌ ॥

এ্যাম্‌বে=[কুম]—ক্রি. বিণ. এই ভাবে ॥ কাম্‌ ডা এ্যাম্‌বে কর্‌। [এমনে বা এমন ভাবে]।

এ্যাম্‌মা=[কু, পা]—ক্রি. বিণ. এই রকম ॥ এ্যাম্‌মা যাবু আইয্‌ ॥

এ্যাম্‌মায়্‌=[য]—ক্রি. বিণ. এমন ভাবে। এ্যাম্‌মায়্‌ কথা কওয়া উচি'ত্‌ না। [<এমন+ভায়<ভাবে]।

২=[খু]—ক্রি. বিণ. এই দিকে ॥ এ্যাম্‌মায়্‌ আয়্‌ ॥ [দেখ এ্যাম্‌বায়্‌]।

এ্যাম্‌মাশ্‌=[চট্ট]—বি. এক মাস ॥ এ্যাম্‌ মাশ্‌ পরে আইও। [<একমাস]।

এ্যাম্‌রা=[রং]—সর্ব. ইনি ॥ এ্যাম্‌ রায়্‌ তো কৈছে ॥

২=[দি, রং]—সর্ব. ইহারা ॥ এ্যাম্‌রা কারা।

৩=[দি]—বি. আমড়া, টকফল বিশেষ ॥ [আমড়া]।

এ্যাম্‌লা=[সি]—বিণ. এই রকম ॥ এ্যাম্‌লা মানুশ্‌ দেখি না। [<এমন +আ]।

এ্যাম্‌লানো=[ক]—ক্রি. কাঁদা, বক-বক করা ॥ এ্যাম্‌লাও ক্যান্‌ ? [<হাম্‌-লানো<হাব+লা+আন (ক্রিয়ায়)]।

২=[চা]—ক্রি. ডাকা ॥ গাইডা আইয্‌ দুইদিন্‌ দৈর‍্যা এ্যাম্‌লায্‌ ॥

এ্যায়রা=[চট্ট]—বিণ. একপ্রস্থ ॥ এ্যায়রা গুতার্‌ কাপড়্‌ কম্‌ টিকে। [<একহারা]।

এ্যায়াইয়া=[কুম]—ক্রি. বিণ. এক দিক করিয়া ॥ আগাসাগুলান্‌ এ্যায়াইয়া শাফ্‌ কর্‌ ॥

এ্যায়েংগা=[চট্ট]—অব্য. এখন ॥ [দেখ এ্যাংগা$_{৩}$]।

এ্যায়োত্‌ ব্যায়োত্‌=[ঢা]—বি. বন্দোবস্ত ॥ এ্যায়োত্‌ ব্যায়োত্‌ কৈরা ডাহা যাওগা।

এ্যায়্‌=[দি]—সর্ব. সে ॥ এ্যায়্‌ ফির্‌ হুন্‌তে আন।

এ্যায়্‌লা=[রং]—বি. ছোট মাছ বিশেষ ॥

এ্যার=[ঢা]—সর্ব. ইহা ॥

২=[কুম]—ক্রি. বিণ. এইখানে ॥ ঐ মিয়া এ্যার আইয়া বৈও।

এ্যারতের=[ঢা]—অব্য. ইহা তাহা ॥ এ্যারতের বাইবা কাম্‌ কৈর ॥ [<ইহার তাহা বা ইহা তাহা]।

এ্যারন্‌=[চট্ট]—ক্রি. রাখা, স্থাপন করা ॥ [এড়ন্‌√এড়্‌]।

এ্যারন্‌ ডি=[নো]—বি. ধ্বংসের কবল ॥

এ্যারা=[পা]—বি. এক প্রকার রোগ ॥ তার্‌ হাতে এ্যারা নাগ্‌সে।

২=[সি]—বি. বাড়ীর পিছনের নোংরা জায়গা ॥ আম্‌রার্‌ এ্যারাত্‌ গুয়ার্‌ গাস্‌ আসে। [দেখ আরা]।

৩=[য]—বি. বোকা ॥ এ্যারার্‌ লাহান্‌ খাড়ৈয়া রৈলি ॥

৪=[সি]—বি. মাটির অনুচ্চ দেওয়াল ॥

৫=[কুম]—বি. দাঁতের মাড়ি ॥ আমার্‌ এ্যারা ফুল্‌সে ॥

৬=[পা]—বিণ. খোলা, ছাড়া ॥ এ্যারা গরু দরন্‌ যায়্‌ না। [√এড়্‌]।

৭=[কুম]—ক্রি. রাখা ॥ বৈডা এই-হানে এ্যার্‌ ॥ [এড়া√এড়্‌]।

৮=[কুম, ঢা, সি]—বিণ. অলসে, গুণহীন, স্বামী পরিত্যক্তা ॥ এ্যারা বৌর্‌ তেরা কতা।

৯=[সি]—বি. মাংস ॥ মুর্‌ গির্‌ এ্যারা ॥

এ্যারাইল্‌=[সি]—বি. একপ্রকার ধারালো ঘাস ॥

এ্যারাক্‌=[চট্ট]—বি. নৌকার তলা জোড়ার কাঠ।

এ্যারা খাওয়া=[পা]—ক্রি. বিনা-পরিশ্রমে খাওয়া ॥ এ্যারা খাইতে শরম্‌ করে না ?

এ্যারা চ'্যারা=[সি]—বিণ. একরকম ॥

এ্যারাত্তিথি=[চট্ট]—অব্য. হালের গরু তাড়াইবার শব্দ বিশেষ ॥

এ্যারাদা=[কুম]—বিণ. অপরিষ্কার ॥ তুই অত এ্যারাদা ক্যারে ? [<এড়াটে]।

এ্যারা দেওয়া=[পা]—বি. ঢিল দেওয়া ॥ দরিডা এ্যারা দ্যাও।

এ্যারানো=[সি, কুম]—ক্রি. অট্টহাস্য করা ॥ কতায়্‌ কতায়্‌ এ্যারাইয়া উডগ্‌ কিল্‌লাইগা।

২=[য]—ক্রি. কমা ॥ আমি এখন্‌ কিসুতেই এ্যারাতি পারি না।

৩=[পা]—ক্রি. খোসা ছাড়ানো ॥ আম্‌ গুলি এ্যারাইয়া নাও।

এ্যারাম্‌ জি=[রা]—বি. ছোট গাছ বিশেষ ॥ সাঁজের্‌ বেলা এ্যারামাজির্‌ পাতা বুঁজে জায়্‌।

এ্যারায়্‌=[য]—ক্রি. বিণ. এদিকে, তাড়াতাড়ি ॥

এ্যারার্‌=[পা]—অব্য. ভেড়া ও ছাগল-কে ডাকিবার বুলি ॥ [অনু.]।

এ্যারাবত্‌=[খ]—বি. ভাষার ইঙ্গিত বা পাঠ ॥ [<'ইবারত্‌ عبارت আং (বর্ণ বিপর্যয়)]।

এ্যারাম্‌ যা=[কুম]—বিণ. এই প্রকার ॥

আমা লাগি এ্যারাব্যা সিটিন্ এক্‌টা বাদা আইন্‌নো ॥ [<এই ... +আ প্র.]।

এ্যারা জাওয়া=[রা]—ক্রি. ভিঁড়িয়া যাওয়া ॥ এই কাপড়্‌ডা এরা গেছেরে।

এ্যারালি=[সি]—বিণ. পেটুক ॥ মানুশ্‌টা বর এ্যারালি ॥

এ্যারাস্তুরা=[কুম]—বি. পিঁপড়ার চেয়ে বড় কালো এক রকম জীব ॥

এ্যারে=[কুম]—সর্ব. ইহার ॥ যুর্ বিশ্‌টি নাম্‌সে এ্যারে আর্ শ্যাশ্ নাই।

২=[সি]—অব্য. ওহে, ওরে ॥ এ্যারে হুন্ আমি যাইমুম্ ॥ [<এইরে]॥

এ্যারে যাওয়া=[বা]—ক্রি. খসিয়া যাওয়া ॥ [√এড়্]।

এ্যারেন্‌ডা=[চট্ট]—বি. এরণ্ড, ভেরেণ্ডা ॥ [<এরণ্ড]।

এ্যারেন্‌ডি=[নো]—বি. অভাব ॥ রুযি রুযগার্ নাই হেতে এ্যারেন্‌ডিত্ আসে ॥

এ্যারেলা=[সি]—বি. চতুষ্পদ প্রাণী বিশেষ ॥ এ্যারেলা শাপের্‌ও বিশ্ আসে।

এ্যারো=[বা, রা]—ক্রি. বিণ. এইমাত্র, এইখানে ॥

২=[কুম, খু]—ক্রি. বিণ. এদিক ॥ ও মিয়া এ্যারো আও ॥

এ্যারো খারো=[কু]—বিণ. অমসৃণ ॥ [<এবড়ো খেবড়ো]।

এ্যারোদি=[কুম]—ক্রি. বিণ. এখান হইয়া ॥ এ্যারোদি বারি যাইও।

এ্যারো বালা=[ম]—ক্রি. বিণ. এত-দিন ॥ এ্যারো বালাও হের্ দিন্ মুখুরি করে।

এ্যার্=[খু]—সর্ব. ইহার ॥ [<এর, ইহার]।

এ্যার্ গ্যারা ম্যার্ মেরা=[সি]—বিণ. খুব নরম ॥ এ্যার্‌গ্যারা ম্যার্‌মেরা বাত্ খাইতাম্ নার্ । [অনু.]।

এ্যার্‌তনে=[কুম চা]—ক্রি. বিণ. ইহা হইতে ॥ এ্যার্‌তনে মরন্ বালা। [<ইহার+তনে=থেকে]।

এ্যার্ পের্=[ম]—ক্রি. বিণ. বেশ কম ॥ এক্‌টুও এ্যার্‌পের্ কৈরো না ॥ [<হের ফের হিং]।

এ্যার্‌হা=[পা]—বিণ. একগুঁয়ে ॥ এ্যার্‌হা লোক্ কারও কত্তা রাখে না।

এ্যাল=[পা]—অব্য. এখন ॥ এ্যাল তোমার্ শর্ ঠিক্ ঐল্‌তো?

এ্যালং=[চা]—বি. মাছ বিশেষ ॥

এ্যালা=[রা]—ক্রি. বিণ. তারপর ॥ এ্যালা কি হোচে?

২=[রা]—অব্য. এইগুলি ॥ এ্যালা খুব্ ভালো না। [<এই গুলা]।

৩=[বা]—বি. শেষ ॥ মুই খেল্‌বু না, এ্যালা দিলাম্।

৪=[সি, রং]—ক্রি. বিণ. এখন ॥ মুই এ্যালা আমু (রং); এ্যালা আমি যাই-তাম্ (সি)। [দেখ এ্যাল]।

৫=[সি]—ক্রি. টানিয়া কথা বলা ॥

৬=[সি]—বি. আহারে অনিচ্ছা ॥ [<হেলা]।

৭=[চা]—বি. হেলা ॥ গরীবের কতা এ্যালা কৈরো না।

৮=[বা, দি]—বি. তামাক খাওয়ার জন্য শুকনা গোবর দিয়া আগুন রাখার পাতিল ॥ [দেখ আর্‌লা]।

এ্যালাই=[রা, ম]—বি. একপ্রকার সাদা সরু ধান ॥

২=[রং]—অব্য. এখন ॥

৩=[খু]—ক্রি. বিণ. এই দিকে ॥ এ্যালাই আস্।

এ্যালাইং=[চা]—বি. এক প্রকার ছোট মাছ ॥ [দেখ এ্যালং]।

এ্যালাইচ'া=[সি]—বি. বর্ষা ঋতুর ঘাস বিশেষ ॥ পেট্ বিশ্ করেতো এ্যালাই-চ'ার্ রশ্ খাও। [<হেলেঞ্চা<হিল-মোচিকা সং]।

এ্যালাইন্=[সি]—বি. হেলান ॥ এ্যালাইন্ দিয়া বৈও না। [<হেলান]।

২=[ম]—ক্রি. বিণ. এখন ॥ এ্যালাইন্ কি হের্ বাইত্ আইসে নি?

এ্যালাইন্‌চ'া=[চা, ম]—বি. জলজ-উদ্ভিদ্ ॥ মর্ ঐলে এ্যালাইন্‌চ'ার্ ঝোল্ বালা লাগে। [দেখ এ্যালাইচ'া]।

এ্যালাইনে=[বা]—ক্রি. বিণ. এই-ধারে ॥ এ্যালাইনে আও। [<এই+লাইন line ইং+এ]।

এ্যালাকা=[ম]—বি. সংযোগ ॥ হের্ বারির্ কুনু এ্যালাকা রাহে না। [<'ইলাক: علاقة আঃ]।

এ্যালাকার্=[রং]—ক্রি. বিণ. এই সময়ের ॥ হ্যা, এলাকার্ কথা হেটা। [দেখ এ্যালা+কার (সম্বন্ধে)।

এ্যালাগেলা=[ম]—বিণ. সুপ্রচুর ॥ এ্যালাগেলা খাওয়া খাইসিশ্। [অনু.]।

এ্যালাজি=[রং]—বি. কেরোসিন তৈল ॥

এ্যালাযি=[খু]—বি. ঔষধ ॥ তোমার্ এ রোগের্ এ্যালাযি আমি যানি। [<'ইলাজ علاج আঃ]।

এ্যালাতে=[দি]—ক্রি. বিণ. এখন থেকে ॥ এ্যালাতে এই পথ্‌টা আইশেনি তুই। [দেখ এ্যালা৪+তে=থেকে]।

এ্যালাদলা=[ম]—বি. এক প্রকার খেলা ॥

এ্যালা দেওয়া=[রা]—ক্রি. ঢেঁকির নীচের ধান বা চাউলকে ওলট পালট করা ॥ [দেখ আলা দেওয়া]।

এ্যালানি=[বা]—বি. চোখের উপরকার ছোট ফোড়া ॥ এ্যালানি আট্‌লে ডর্ আসে।

এ্যালান্=[ম, চা]—বি. স্বর ॥ তার্ গলার এ্যালান্ খুব্ মিঠা। [<ইল্‌হান الحان আঃ]।

২=[ম, ফ]—বি. চালের আটার সাথে দুধ ও চিনি মিশ্রিত হালুয়া ॥ [<হল্‌বা حلوا আঃ]।

৩=[রং]—ক্রি. বিণ. এখন ॥ এ্যালান্ আশ্‌লু নাকি?

এ্যালান্ দেওয়া=[ম]—ক্রি. হেলান দেওয়া ॥ আল্‌মারিতে এ্যালান্ দিও না। [<হেলান দেওয়া]।

এ্যালাব্যালা=[চা]—বি. তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা ॥ এ্যালাব্যালা কৈরা কোনও কাম্ করন্ বালা না [<হেলা ফেলা]।

এ্যালামি=[ফ]—বি. অবহেলা ॥ এ্যালামি করিস্ না [<হেলা+মি প্র.]।

এ্যালামেলা=[রং]—বিণ. বাজে ॥ তাঁর্ এ্যালামেলা কথা শুনিছ্ না। [অনু.]।

এ্যালাম্ করা=[রা]—ক্রি. জমির আইল ঠিক করা ॥

এ্যালায়্=[দি]—অব্য. এইমাত্র ॥ এ্যালায়্ আশিনু।

এ্যালাহতে=[দি]—ক্রি. বিণ. এখন থেকে ॥ এ্যালাহতে তোক্ জাবার্ কৈছে তুই শুনিছ না কেনে? [দেখ এ্যালা$_{৪}$+হতে, হইতে]।

এ্যালাহন্=[য]—অব্য. এখন, এই সময় ॥ [দেখ এ্যালা$_{৪}$+ক্ষণ]।

এ্যালাহানে=[রং]—ক্রি. বিণ. এখনই ॥ এ্যালাহানে মুঁই আইমু।

এ্যালে=[কু]—বি. আলেয়া ॥ [<আলেয়া]।

২=[কু]—বি. ঢেঁকির গর্ত ॥ এ্যালেত্ হাত দি তাড়াতাড়ি তোল্ ॥

এ্যালেক্‌কা=[চট্ট]—বি. সম্পর্ক ॥ তোর্ কোন্ এ্যালেক্‌কা আঁই ন ধরি। [দেখ এ্যালাকা]।

এ্যালেমচা=[ঢা]—বি. হেলেঞ্চা শাক বা লতা বিশেষ ॥ [<হেলেঞ্চা<হিলমোচিকা সং]।

এ্যালোন্=[ফ]—বি. হেলান ॥ বেড়ার্ লগে এ্যালোন্ দিস্ না। [দেখ এ্যালাইন্]।

২=[ঢা]—বি. চাউলের গুড়ি দুধ চিনি দিয়া প্রস্তুত একপ্রকার খাদ্য ॥ এ্যালোন্ লুচি দিয়া খাইতে বালা ॥ [দেখ এ্যালান্]।

এ্যাল্=[দি]—বি. রেলগাড়ী ॥ এ্যাল্‌খান্ এখনেই গেল্ ॥ [<রেল rail ইং]।

২=[পা]—অব্য. ছড়ায় ব্যবহৃত অর্থহীন শব্দ ॥ 'এ্যালের্ আত্ ব্যালের আত্ তুইল্যা ফেলাও শোনার্ আত্' (ছড়া)।

৩=[দি]—বি. জমির জল আটকাইবার জন্য অপ্রশস্ত বাঁধ ॥ [<আইল<আলি]।

৪=[কুম, নো]—বি. কাঁটা ॥ [দেখ আল্]।

এ্যাল্‌কা=[য, খু]—ক্রি. বিণ. একাকী ॥ আমি এ্যাল্‌কা এ কাম্ পারি ॥ [<এ কেলা (বর্ণ বিপর্যয়)]।

এ্যাল্‌কার্ মোনে=[রং]—ক্রি. বিণ. সম্প্রতি, আপাততঃ ॥ এ্যাল্‌কার্ মোনে কাম্ চল্‌লেই হয় ॥

এ্যালগনা, এ্যালগন্=[কুম, য]—বি. একপ্রকার মাছ ॥

এ্যাল্‌গা=[নো]—বি. ক্ষেতের বেড়া দেওয়ার উপকরণ বিশেষ ॥

এ্যাল্‌না=[কুম]—বি. অঞ্জনি ॥ আমানের্ চো'খে এ্যাল্‌না ঐসে। [দেখ এ্যান্‌লা]।

২=[রা]—বিণ. লবণ ছাড়া, তরকারী ছাড়া ॥ এ্যাল্‌না ভাত্ কেমনে খাই। [দেখ আলুনি]।

এ্যাল্‌মো=[সি]—বি. একপ্রকার মাছ ॥ [দেখ এ্যাল্‌গন্]।

এ্যাল্‌পুন্=[ব]—বি. তুষের গুড়া পানিতে ঘুঁটিয়া মেঝে ও বেড়ার জন্য তৈরী লেপ ॥ বাশের্ গরে এ্যাল্‌পুন্ দ্যাও। [<আলপন, আলপনা<আলিম্পন সং]।

এ্যাল্‌লত্=[কুম, সি, ঢা]—বি. দোষ, কারণ ॥ কি এ্যাল্‌লতে তারে মার্‌সো। ['ইল্লত علت আং]।

এ্যাল্‌লা=[পা]—বিণ. একটু, অল্প, খানিক ॥ এ্যাল্‌লা পার্ কৈরা দে।

২=[খু]—ক্রি. বিণ. একাকী ॥ তুই এ্যাল্‌লা বাসুনে। [দেখ এ্যাল্‌কা]॥

এ্যাল্‌লাইগ্যা=[কুম]—ক্রি. বিণ. এইজন্য ॥ এ্যাল্‌লাইগ্যা কোনু চিন্তা কৈর না। [<এর লাইগা=ইহার লাগিয়া]।

এ্যাল্‌লা আলিম্=[পা]—ক্রি বিণ. আগাগোড়া ॥ এদিক্ এ্যার্ এ্যাল্‌লা আলিম্ কিসুই যানি না।

এ্যাল্ মামা=[চট্ট]—বি. এক পশলা ॥

এ্যাল্[illegible]=[দি]—ক্রি. বিণ. এখন ॥ এ্যাল্‌লে কি এর্ কম্ করা যায় ॥

২=[য]—বিণ. এগুলো ॥

এ্যাল্‌লোম্=[পা]—বি., বিণ. হেয়, অবজ্ঞেয় ॥ [ম্লেচ্ছ শব্দের সাদৃশ্যে; <এ্যাল্‌লত্ দেখ]।

এ্যাল্ হাই=[দি]—অব্য. এখনই ॥

এ্যাশা দেওয়া=[য]—ক্রি. ঠেস দেওয়া, আস্তে ধাক্কা দেওয়া ॥ বুরা বেড্ডাড়ারে এ্যাশা দিল্ কেডায়্। [<ঘেঁষা দেওয়া]।

এ্যাশার্=[নো]—বি. আরাম, অবসর, সাহায্য ॥ আঁআরে এ্যাশার্ দ্যাও। [<আসরা <আশ্রয়]॥

২=[য]—বি. সড়কি ॥ এ্যাশার্ দিয়া মারিমারি করে।

এ্যাশ্‌কারা=[য]—ক্রি. বিণ. বিশ্রী ॥ হগ্‌গল্‌ডিরে দাআত্ না কর্‌লে কেমুন-যানি এ্যাশ্‌কারা দেহা যায়। [<হাস্যকর (?)]।

এ্যাশ্‌বা=[সি]—ক্রি. বিণ. কিছুই না ॥ খালি বাত্ গিলো আর্ এ্যাশ্‌বা করো ॥

এ্যাশ্‌রা=[রং]—সর্ব. ইহারা ॥

এ্যাসাত্যাসা=[চা]—ক্রি. বিণ. এইটা সেইটা ॥ কয় এ্যাসা ত্যাসা কর্‌বো, হেশ্ মেশ্ কিসু না। [<অয়সা তয়সা হিং]।

এ্যাসারে=[ঢা]—অব্য. এই রে, কি হে ॥ এ্যাসারে তুই এহানতে যা চাই। [দেখ এ্যাহা$_{৪}$+রে]।

এ্যাস্‌কা=[ঢা]—বিণ. হ্যাঁচকা ॥ এ্যাস্‌কা টানে শক্ত দড়িও সিরে। [<হেঁচকা, হ্যাঁচকা]।

২=[কুম]—বি. বড় তুফান হইতে রক্ষার জন্য ঘরের ঠিকা ॥ ঘর এ্যাস্‌কা লাগাও।

এ্যাস্‌কাই=[নো]—ক্রি. বিণ. নাড়িয়া, চাপিয়া, এ্যাস্‌কাই খাপাই দের্।

এ্যাস্‌কাই এ্যাস্‌কাই=[নো]—ক্রি. বিণ. চাপিয়া ॥ এ্যাস্‌কাই এ্যাস্‌কাই বৈ রাখ্ মোট্‌কা বাংগি যাইবো।

এ্যাস্‌কা টান্=[কুম]—বি. হঠাৎ সজোরে টান ॥ এ্যাস্‌কা টান্ দিয়া

গাস্‌টা ফ্যালাও। [<হ্যাঁচকা বা হেঁচকা টান]।

এ্যাস্‌কার্‌=[ম]—ক্রি. বিণ. মোটের উপর ॥ তার্‌ পাওনাডা এ্যাস্‌কার্‌ মিটাইয়া দাও।

এ্যাস্‌নেস্‌=[সি]—বি. এদিক সেদিক, ফয়সালা ॥ বিশয়্‌ডার্‌ এ্যাস্‌নেস্‌ কিস্থু করন্‌ দর্‌কার্‌। [<হেস্ত নেস্ত<হস্তও নীস্ত نیست و هست ফা.]।

এ্যাস্‌ফার্‌=[খু]—ক্রি. বিণ. এপার ॥ এ্যাস্‌ফারে থাকি যা। [দেখ এ্যাচ'-পার্‌]।

এ্যাস্‌ফোর্‌ =[ম]— ক্রি. বিণ. এদিকে ॥ অন্‌ এ্যাস্‌ফোন্‌ না অয্‌ ওস্‌ফোর্‌।

এ্যাস্‌লাই =[বা]— বি. চরিত্র ॥ নিজের এ্যাস্‌লাই আগে ঠিক কর। [<আসালত اصالت আঃ; অথবা আস-লিয়ত اصلیت আঃ]।

এ্যাস্‌সা—[সি]—অব্য. হায় ॥ এ্যাস্‌সা হি কথা আমার্‌ মনো নাই।

২=[চা]—বিণ. এত ভীষণ ॥ অর্‌ গায়ে এ্যাস্‌সা রাগ্‌, হেরে কওন্‌ যায়্‌ না কিস্থ।

এ্যাহন্‌=[বা]—ক্রি. বিণ. এখন ॥ এ্যাহন্‌ যাও কৈ? [<এখন]।

এ্যাহা=[খু]—বি. হ্যাঁ ॥ [আহা]।

২=[চট্ট]—সর্ব. ইহা ॥ এ্যাহা বুলি হিতে চ'লি গেল্‌গৈ ॥ [<ইহা]।

৩=[বা]—বিণ. একা ॥ এ্যাহা তুমি কি কর্‌বা ॥ [<একা]।

৪=[বা]—অব্য. ওহে ॥ এ্যাহা বুবু এদিকে আয়্‌।

এ্যাহাই=[কুম]—ক্রি. বিণ. সব কাজ করিয়া ॥ আঁই তোর্‌ কাম্‌ এ্যাহাই আইসি।

এ্যাহাইন্‌দা=[বা]—ক্রি. বিণ. এই জায়গা দিয়া ॥ এ্যাহাইন্‌দা যাইস্‌। [<এইখান দিয়া]।

এ্যাহাইয়া=[কুম]—ক্রি. বিণ. একা-বারে ॥ এ্যাহাইয়া কথা কৈও না ॥ [<এক+ইয়া প্র.]।

২=[বা]—ক্রি. বিণ. একসঙ্গে ॥ এ্যাহাইয়া দশ্‌যন্‌ যাইমু ডর্‌ কি? [পূর্বে দেখ]।

এ্যাহাও=[ফ]—অব্য. সম্বোধনসূচক ॥ এ্যাহাও, এখানে আহ।

এ্যাহাক্=[পা]—ক্রি. বিণ. একএক ॥ এ্যাহাক্‌খন্‌ আহে আর্‌ খাইতে দি। [<একেক<একৈক; এক+এক]।

এ্যাহাচ'লা=[বা]—বি. একচালা ঘর। এ্যাহাচ'লায়্‌ পাকের্‌ ব্যাবস্‌তা কর। [<এক+চাল+আ]।

এ্যাহাতা =[কুম, চা]— বি. বেষ্টন, আওতা ॥ ঐ কাম্‌ আমার্‌ এ্যাহাতার্‌ বাইরে ॥ [ইহাতঃ احاطه আঃ]।

২=[য]—অব্য. একে তো ॥ এ্যাহাতা বুরা মানু, তারি সদ্দে রুগা, কুলাব কিবায়্‌। [<এক তো]।

এ্যাহাত্‌তে=[রা]—ক্রি. বিণ. এই-খানে ॥ এ্যাহাত্‌তে বশ্‌ ॥

এ্যাহাদ্‌ডা=[চা]—বিণ. একআধটা, খুব কম ॥ চ'উলের্‌ সদ্দে এ্যাহাদ্‌ডা দান্‌ রৈসে। [<একআধটা; এক+আধ+টা]।

এ্যাহান=[চা, কুম]—ক্রি. বিণ. এই-খানে ॥ তুমি এ্যাহান থাহ। [<এই খান]।

এ্যাহানত্‌=[চা, সি, কুম]—বি. ঘৃণা ॥ [ইহানত্‌ اهانت আঃ]।

এ্যাহানে=[খ]—ক্রি. বিণ. এখন ॥ এ্যাহানেই যাতি অবে। [<এখনে=এখনই]।

এ্যাহান্‌=[রং]—বিণ. এমন ॥ এ্যাহান্‌ বয়্‌শে তোর্‌ শোয়ামি নাই। [<এ হেন]।

এ্যাহাপত্‌তি =[পা]— ক্রি. বিণ. প্রত্যেক দিন ॥ [<এক+ প্রতি (=প্রত্যেক)]।

এ্যাহাবর্‌তি=[পা]— বি. পুনঃ পুনঃ ॥ এ্যাহাবর্‌তি এক্‌ কথা কবা না। [<এক+পরতি<প্রতি]।

এ্যাহাবারে=[য]— বিণ. বিণ. এক-বারে ॥ ব্যাটা এ্যাহাবারে বোক্‌কা। [<একেবারে]।

এ্যাহাস্‌তর্‌ =[পা]— ক্রি. বিণ. একত্র ॥ শকলে এ্যাহাস্‌তর্‌ খাবুনি। [দেখ এ্যাকস্‌তর্‌]।

এ্যাহেনে=[খু]—ক্রি. বিণ. এখানে ॥ [<এখানে]।

এ্যাহেন্‌দা=[কুম]- ক্রি. বিণ. এই খান দিয়া ॥ এ্যাহেন্‌দা আর্‌ আইও না। [দেখ এ্যাহাইন্‌দা]।

এ্যাহোন্‌ ত্যাহোন্‌=[পা]—বিণ. এখন তখন ॥ রুগির্‌ এ্যাহোন্‌ ত্যাহোন্‌ অবস্‌তা। [<এখন তখন]।

এ্যাহ্‌লা =[পা]— ক্রি. বিণ. একা ॥ এ্যাহ্‌লা যাশ্‌ কৈ? [দেখ এ্যাল্‌লা]।

ঐ

ঐ=[দি]—অব্য. ওহে, ঐ ।। ঐ বুবু, ক্যাংকা আছিশ্ ? [<ওহে কিংবা অয়ি]।

ঐঅত্=[চট্ট]—অব্য. ঐ খানে ।। আঁই ঐঅত্ যাইম্।

ঐআন্=[চট্ট]—অব্য. ঐ খানা ।। ঐ আন্ ন লৈছ্'। [<ঐ খান]।

ঐইন্=[চট্ট]—অব্য. ঐগুলি ।। ঐইন্ কিতা ? [<ঐ খানি]।

ঐউন্=[চট্ট]—অব্য. ঐগুলি ।। ঐউন্ কিতা ?

ঐংকা=[বা]—বিণ. ঐ রকম ।। জা, ঐংকা ব্যায়াদবি কর্‌লে মার্ খাবু। [<অমন+কা=রকম]।

ঐকাইত্=[চট্ট]—ক্রি. বিণ. সেই-স্থানে ।। ঐ কাইত্ আঁর্ অগ্‌গুয়া খ্যাত্ আসে। [<ঐ+কাতি=দিকে]।

ঐকিলা=[রং]—অব্য. ঐগুলা ।। ঐ কিলা জিনিশ্ হামাক্ দে। [<ঐগুলা]।

ঐকুকা=[ঢা]—বি. ছোট কুড়ে ঘর ।। ঐ ঐকুকাডা আমার্।

ঐকুনা=[রং]—অব্য. ঐটি, ঐ জিনিসটা ।। ঐকুনা হামাক দে। [<ঐ খানা]।

ঐখিন্=[কু, পা]—অব্য. ঐটি বোধ হয় ।। ঐখিন্ হবি বু, আন্‌তো দেখি। [ঐ+কা=টা+নি ; ঐ টা না কি]।

ঐগুলাক্=[রং]—বি. ঐ সমস্ত দ্রব্য ।। ঐগুলাক্ শাম্‌টিয়া ফ্যালাও তো। [<ঐগুলা+কে কর্ম বিভক্তি]।

ঐগুলায়্=[রং]—অব্য. ঐগুলিই (নিশ্চয়ার্থে) ।। ঐগুলায়্ হামার্ জিনিশ্। [<ঐগুলা+ই]।

ঐগ্যা=[কুম]—সর্ব. সে ।। ঐগ্যা ক্যা যায়্ ? [<সেহ সং+কা প্র.]।

ঐগ্‌গা=[সি]—সর্ব. সে (তাচ্ছিল্যে) ।। ঐগ্‌গা ইকান্ কৈর্‌সে। [<দেখ ঐগ্যা]।

ঐগ্‌লা=[রং]—অব্য, ঐগুলি ।। ঐগ্‌লা হামার্ ছাগোল্। [<ঐগুলা]।

ঐচাঁ=[চট্ট]—অব্য. এই দেখ ।। ঐ চাঁ, কি অর্ (কি হচ্ছে)। [<ঐ চাহ]।

ঐযিন্, ঐষিন্=[কু, পা]—ক্রি. বিণ. ঐরূপ, ঐ প্রকার ।। ঐ যিন্ ঐ যিন্ হবু হবু গো। [<ওই যেন=ওই রকম যেন]।

ঐয্যা=[কুম]—বি. মোরগ ঢাকিয়া রাখিবার খাঁচা বিশেষ ।।

ঐযো=[কু, পা]—অব্য. ঐ যে ।। ঐযো গো, ঐ দ্যাক্। [<ওই যে]।

ঐটে=[রং]—ক্রি. বিণ. ঐখানে ।। কাপড়্‌টা ঐটে আছে। [<ঐঠে<ঐ ঠাঁই]।

ঐট্যাল্=[ঢা]—বি. হোটেল ।। ঐট্যাল বাত্ বেচে'। [<Hotel ইং]।

ঐঠাকার্=[রং]—অব্য. ঐখানকার, ঐ স্থানের ।। ঐঠাকার্ মান্‌শের্ ব্যাভার্ ভালা। [ওই+ঠাঁই+কার সম্বন্ধের বিভক্তি]।

ঐঠিকোনা=[রং]—ক্রি. বিণ. ঐখানে ।। ঐঠিকোনা মুঁই জাইম্। [<ঐ+ঠিকানা]।

ঐঠে=[দি]—ক্রি. বিণ. ঐখানে। তুই ঐঠে কখন্ গেইছিলু ? [দেখ ঐটে]।

ঐডি=[কু, পা]—অব্য. ঐটা ।। ঐডি রাখ্‌তে হবিরে। [<ঐ+টি]।

ঐডে=[খু]—অব্য. ঐটা ।। ঐডে কি ? [<ঐ+ডে=টা]।

ঐতরিক্=[কু, পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ।। ঐতরিক্ তোক্ যাতি হবিরে। [ঐ তলক্ ; ঐ তরফ শব্দের সাদৃশ্যে ঐ তরিক ; দেখ ঐতিরিক্]।

ঐতা=[ম]—অব্য. ঐগুলি ।। ঐতা কি ? [ঐ+টা]।

ঐতানি=[ম]—বিণ. ঐ পরিমাণ ।। ঐ তানি দুদ্ আন্‌লো ? [<ঐ+তানি (=টুকু)]।

ঐতানে=[চা]—ক্রি. বিণ. ওখানে ।। ঐতানে যাইস্ না। [<ওই স্থানে]।

ঐতারত্=[চট্ট]—সর্ব. তাহাদের, অপরের ।। ঐ তারত্ গর্ বা আইয়ে।

ঐতারিদ্=[কু, পা]—বি. ঐ পর্যন্ত ।। ঐ তারিদ্ তোক্ যাতি হবিরে। [দেখ ঐতরিক্]।

ঐতি=[বু, রা]—সর্ব. ঐ লোক ।। এই কাম্‌টা ঐতি করিচে (রা)। [<ঐটি ; টি (তুচ্ছার্থে)]।

ঐতিরিক্=[কু, পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ।। ঐতিরিক্ আমার্ কাম্। [দেখ ঐতরিক্]।

ঐতিরিনি=[কু, পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ।। ঐতিরিনি আমার্ কাম্। [দেখ ঐতরিক্+খানি]।

ঐত্=[রং]—সর্ব. সেই ।। ঐত্ মান্‌ষিটা হামাক্ মারিচে। [<ঐ+ত]।

ঐত্‌কার্=[দি]—ক্রি. বিণ. ঐখানকার ।। তুই যেইঠে গেইছিলু ঐত্‌কার্ পানি ভাল। [<ঐঠাঁই+কার সম্বন্ধে বিভক্তি]।

ঐত্ত=[ম]—অব্য. ঐ জন্য (দৃঢ়তা সূচক) ।। ঐত্ত আমি এই কান্‌ডা কর্‌সি। [ঐ+ত=(নিশ্চয়ার্থে)<ঐ জন্যইত]।

২=[চা, ম]—অব্য. এই তো ।। ঐত্ত হ্যায় আইসে। [<এই তো]।

৩=[কুম, নো]—অব্য. ওখানে ।। [<ঐ+ত(নির্দেশ সূচক)]।

ঐত্তাসি=[ম]—বি. এক প্রকার ফল ।।

ঐত্ত্যা=[কুম]—বি. অভীষ্ট সিদ্ধির জন্য কাহারও দরজায় ধর্ণা ।। ঐত্ত্যা দিয়া পৈরা থাক্‌লে লাব্ ঐত না। [<হত্যা]।

ঐদ=[কুম]—অব্য. ঐ যে ।। ঐদ, বারি দ্যাহা যায়্। [<ঐ তো]।

ঐদা=[দি]—অব্য. ঐ দেখ ।। ঐদা, ইদের্ চাদ্। [<ঐ দেখ]।

ঐদাবে=[রং]—ক্রি. বিণ. ঐ ভাবে ।।

থাঁয় ঐদানে শৌগ্ উড়ি দিলে। [<ঐ ধরণে]।

ঐদান্=[রং]—বিণ. ঐ রকম॥ মোর্ শাখে ঐদান্ না করিশ্ বাহে। [<ঐ+ধরণ]।

ঐদ্যা=[ঢা]—বি. উচ্ছে॥ ঐদ্যা ভর্ হারি তিতা। [<উচ্‌ত্তা<উচ্চেচ]।

ঐদোন্=[রং]—বিণ. ঐ রকম॥ মোর্ শাথে ঐদোন্ না করিশ্ বাহে। [দেখ ঐদান্]।

ঐদ্=[রং]—বি. রৌদ্র॥ ঐদে বেড়াইছ্ না। [<রইদ্=রোদ<রৌদ্র]।

ঐদ্‌কা=[রং]—বিণ. উচ্ছিষ্ট, বাসি॥ ঐদ্‌কা ভাত্ গুলা কুত্তাক্ দে। [<আধিক্য; অর্থ বিকৃতি]।

২=[রং]—বিণ. বাজে, অকেজো॥ তুই কুনাক্ ঐদ্‌কা কতা নিয়া আলু।

ঐদ্‌গ্যা=[রং]—বিণ. অতিরিক্ত॥ খুন্ জে ঐদ্‌গ্যা দরদ্? [<আধিক্য]।

ঐনা=[রং]—অব্য. ঐযে॥ ঐনা পাকা আম্‌টা দ্যাখা জায়। [<ঐ+না=নির্দেশ সূচক]।

ঐন্যা=[ম]—বিণ. খয়েরী রংবিশিষ্ট॥ ঐন্যা রংগের্ সাগল্‌ডা আরাইয়া গ্যাসে। [<আগুনিয়া]।

২=[পা]—বিণ. পাগল॥ কুত্‌তাডা ঐন্যা ঐচে'। [<হন্যা]।

ঐন্=[চট্ট]—বি. আগুন॥ ঐন্ নাই। [<আগিন <আগনি <অগ্‌গি প্রাং <অগ্নি সং]।

২=[কুম]—বি. চিরুনি॥ বাউয়ের্ ঐন্‌ডা ক্যাডায় নিগে? [তুং চট্ট—হনী (চিরুনি) >হইন> অইন্; দেখ অনি]।

ঐন্ কডেনি মালা=[চট্ট]—বি. আগুন তোলার হাতা॥ [দেখ ঐন্; কডেনি <কাড়ানি <কড্‌ঢনী প্রাং <কর্ষণী সং+মালা]।

ঐন্‌না=[চট্ট]—অব্য. এখনই॥ ঐন্‌না যাও। [<এখনই]।

২=[কুম]—বিণ. বিভিন্ন রঙের॥ আমার্ ঐন্‌না সাগলের্ তিন্‌ডা বাচ্'চ'। ঐসে। [দেখ ঐন্যা]।

৩=[ম]—বি. ঐগুলি॥ ঐন্‌না কার্ লাইগ্যা আন্‌স? [ঐ+গুলিন+আ প্র.]।

ঐবা=[চট্ট]—অব্য. ঐটি॥ ঐবা কার্? [<ঐ+বা প্র.]।

ঐব্‌বা=[ম]—অব্য. ওরে বাবা (ব্যঙ্গার্থে)॥ ঐব্‌বা, মুহেরে এমুন্ চু'ন্ বানাইস কিয়্যারে? [<ওহে বাবা]।

ঐব্‌ব্যা=[কুম]—বিণ. হাবা॥ এইডা তর্ লাহান্ ঐব্‌ব্যার্ কাম্ না। [<হাবা]।

ঐভ্যালা=[রং]—ক্রি. বিণ. ঐ সময়॥ ঐভ্যালাত্ না গেছিনু ওর্ টৈ। [<ঐ+বেলা]।

ঐমুই=[চট্ট]—ক্রি. বিণ. ঐমুখী॥ ঐমুই ন যাইশ্। [<ওই মুহি<ওই মুখী]।

ঐয়ঁত্=[চট্ট]—ক্রি. বিণ. ঐখানে॥ ঐয়ঁত্ যাই বৈ থাক্? [ঐ খান+ত অধিকরণে]।

ঐয়িঁন্=[চট্ট]—বিণ. ঐগুলি॥ যিনিশ্ ঐয়িঁন্ কার্? [ঐ খানি]।

ঐয়্যা=[কু, পা]—অব্য. কৌতুকসূচক॥ ঐয়্যা! সিড়্যা গ্যাল্। [<ঐ যা]।

ঐয়া=[কুম, সি]—অস. ক্রি. হইয়া, পক্ষ লইয়া॥ আমার্ ঐয়া দুইডা কতা কও। [<হইয়া]।

২=[কুম, সি]—অব্য. মধ্য দিয়া, প্রান্ত দিয়া॥ বাযার্ ঐয়া বাইত্ যামু। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বিণ. যাহা হইয়াছে॥ ঐয়া বাত্ খাইয়া যাও। [<হওয়া]।

৪=[ফ]—সর্ব. উহা, ঐ॥ তোমার্ ঐয়া করন্ উচি'ত্ না। [<উহা]।

ঐয়ান্=[চট্ট]—অব্য. ঐটি॥ ঐয়ান্ কার্? [<ঐ+খান(=খানা)]।

ঐয়ে=[খু]—অব্য. ঐ জিনিস॥ ঐয়ের্ দৈদ্‌রে কি? [<ঐ+এ]।

ঐর=[কুম]—ক্রি. বিণ. ঐখানে॥ বৈ ঐর রাখ্‌লি। [<ঐখানে]।

ঐরা=[সি]—বিণ. অকর্মণ্য॥ [আয়ারহ্ آواره ফা.]।

ঐরানো=[কুম, ঢা]—ক্রি. ঘুমের ঘোরে হাত পা ছুঁড়িয়া অস্থিরতা প্রকাশ করা॥ গুমের্ দৈদ্‌দে ঐতে খবর্ ঐরায়। [দেখ ঐরান্; নাম ধাতু]।

ঐরান্=[কুম]—বিণ. ব্যস্ত॥ এ্যামন্ ঐরান্ কৈয় না। [<হয়রান حیران আঃ]।

২=[রং, ফ]—বিণ. ভীষণ, ঘন॥ ঐরান্ জংগল (রং)। [<বীরান ویران ফা.]।

৩=[ম্য, চট্ট]—বিণ. নিশ্চিহ্ন, শ্মশান, প্রায় নির্জন॥ কলেরায় গাওটা ঐরান্ ঐ গেচে (ম্য)। [পূর্বে দেখ]।

৪=[কুম, ঢা]—বিণ. পাগল॥ মিসিল্ ম্যাহনের্ লাইগ্যা ঐরান্ ঐসে। [দেখ ঐরান্]।

৫=[চট্ট কুম]—ক্রি. বিণ. হুলস্থুল, ভীষণকাণ্ড॥ শাহেব্ গরত্ আই ঐরান্ গরি ফেলাইয়ে। [দেখ ঐরান্]।

৬=[ম]—বিণ. বিস্তীর্ণ (মাঠ)॥ [দেখ ঐরান্$_2$]।

ঐরি=[কু, পা]—অব্য. ঐযে॥ ঐরি! ঐ দ্যাক্। [<ঐরে]।

২=[সি]—বিণ. অকর্মণ্য॥ [<দেখ ঐরা+ই প্র.]।

ঐরিঐরি=[কু, পা]—অব্য. ঐরে ঐরে॥ ঐরি ঐরি বুবু, তোর্ গাওরা পলাইল্। [<ঐ রে]।

ঐরেড্‌ডি=[কুম]—ক্রি. বিণ. কোন নির্দিষ্ট স্থানের॥ এ্যাহানের্ যিনিশ্-গুলা আন্‌লি, ঐরেড্‌ডি আন্‌লি না? [<ঐ ঠাঁইয়ের টি]।

ঐর্ যন্=[চট্ট]—ক্রি. রাখা॥ চঁ্যায়া গুইন্ ঐর্ যে।

ঐর্ বৈর্=[ফ]—বি. বিপদ॥ বাপ মা মরনে আমার্ উপর্ দিয়া ঐর্ বৈর্ গ্যাসে। [তুং অহির তহির হিং; তুং চট্টগ্রামে আজর আজর=ঝামেলা, বিপদ আপদ]।

ঐল=[কুম]—অব্য. মনবরণী [illegible]

প্রতি সম্বোধন সূচক ॥ ঐল তুই যাইস্‌না। [<ওলো]।

২=[চা, ফ]—অব্য. আচ্ছা, হাঁ ॥ ঐল, তুই যাম্‌নে কস্ হ্যামনেই ঐব। [<হইল]।

ঐলা=[সি]—সর্ব. ঐলোক ॥ ঐলা আমারে গাইল্ দিসে। [<ঐ+লা=<লোক]।

২=[সি]—অব্য. ঐগুলি ॥ ঐলা ট্যাকা হলে গরু কিনা আবি বাহে। [<ঐ গুলা]।

ঐলাগ=[কুম, চা]—সর্ব. তাহাদিগকে ॥ ঐলাগ কৈস্ আইত। [দেখ ঐলা+গো=দের, দিগকে]।

ঐল্‌তা=[বং]—বি, ঘরের চারিধারে মাটিদ্বারা বাঁধানো বেড়ার নীচের অংশ ॥ ঐল্‌তা চাইব্‌ডা যুতেক্‌তো। [<আলি+তা প্র.]।

ঐল্‌তালি=[রা]—বি. চালের পানি পড়ার স্থান ॥ [<ওলতি পানি হিং]।

ঐল্‌দা=[ম, কুম]—বিণ. পীতবর্ণ ॥ ঐলদা গরু। [<হলিদা <হলিদ্দা প্রাং<হরিদ্রা সং]।

ঐশদ্=[রং]—বি. ঔষধ ॥ ঐশদ্ খাও। [<ঔষধ]।

ঐশম্=[ম]—ক্রি. অপেক্ষা করা ॥ ঐশ, তারে কতাডা কৈয়া আই।

ঐশা=[সি]—বি. সন্ধ্যা ও মধ্যরাত্রির মাঝামাঝি নামাজের সময়, এশা ॥ [<'ইশা' عشاء আং]।

ঐশোদ্=[রং]—বি. <ঔষধ ॥

ঐশোবর্=[সি]—বিণ. অনেক, এতগুলি ॥ শবাত্ ঐশোবর্ মানুশ্ আইসিল্। [<একশ+উপর =শতাধিক]।

ঐশ্=[রং]— অব্য. বিস্ময়সূচক ॥ ঐশ্ কাম্ ঐছে। [<ইশ্]।

ঐশ্‌ঠক্‌খন্=[ম]—বি. অষ্ট প্রহর ॥ তারে ঐশ্‌ঠক্‌খন্ পাহারা দিয়া রাহন্ লাগে। [<অষ্টক্ষণ]।

ঐশ্‌লামি=[ম]—বি. গায়ে পড়িয়া ঠাট্টা মস্করি, গা ঘষলাম ॥ যাও, অত ঐশ্‌লামি কৈর না। [<আইশ্‌লামি = আইশ্‌না<আশ্‌নাই' آشنائی ফা.+আমি ভাবার্থে; তুং পাগলামি, ফাজলামি]।

ঐশ্‌শালা=[খু]— বি. বিরক্তি ॥ [<আলস্য, স্থিতি বিপর্যয়]।

ঐসাতৈসা=[চট্ট]—বি. ঐকথা সেইকথা, আজেবাজে কথা ॥ ঐসা তৈসা কৈ তাঁরে ভুলাইতে পার্‌তি না। [<অয়সা তয়সা হিং]।

ঐস্‌তে=[সি]—ক্রি.বিণ. ঐখান থেকে ॥ ঐস্‌তে এক্‌টা ইঁটা নি আম্। [<ঐ স্থান+তে=হইতে]।

ঐহানে=[ম]—ক্রি. বিণ. ঐখানে ॥ ঐহানে কি ঐসে ? [<ঐখানে]।

ঐহিনি=[কুম, নো]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ॥ আইয্ ঐহিনি কস্। [<ঐখানি]।

ও

ওঅডা=[চট্ট]—অব্য. তাচ্ছিল্যসূচক ॥ ওঅডা, তোঁয়ার্ বাপে কহন্ বাইশ্‌কোপ্ সিনেমা দেইখ্যেনি ? [<ও বেটা =ও হে বেটা]।

ওওরে=[পা]—অব্য. ঐদিকে ॥ রহিম্ ওওরে গ্যাসে।

ওওলা=[বা]—বি. পুংবিড়াল ॥ ওওলা বিলাই দুধ্‌বাত্ খাইলাইসে। [<হোলা]।

ওংগা=[কুম, চা, ম]—বি. শিশুর ক্রন্দন ধ্বনি ॥ [অনু.]।

ওংগাইনা=[রা]—বি. তন্দ্রাভাব ॥ [উংঘনা হিং]।

ওংগালি গোংগালি=[চা]—অব্য. অসুস্থ অবস্থার কাতরানি ॥ [ধ্বন্যা.]।

ওংগানো=[চা]—ক্রি. ঝিমানো ॥ পরাহ্ খৈয়া ওংগাইলে দুয়া দিমু। [দেখ ওংগাইনা]।

ওংরা পোংরা=[কুম]—বিণ. জারজ ॥ এইশব্ ওংরা পোংরা মাইনশের্ লগে চৈ'লুল না।

ওঁআদ্‌ধম্=[চট্ট]—ক্রি. (পা দিয়া) মাড়ানো ॥ পাও দি ধান্ ওঁআদ্‌ধে। [ধাঁওধা হিং = উলটপালট; নাম ধাতু]।

ওঁক্যাড়=[রা]—বি. ঘরের ছাদ ॥ ঘরের্ ওঁক্যাড়ে পিঁয়াজ্ রাখিচি।

ওঁক্‌ড়া=[রা]—বি. ইঁদুর প্রভৃতির মাটি ॥ ইন্দুরে ঘরে ওঁক্‌ড়া তুল্যা উর্যা ফেলিচে।

ওঁক্‌তা=[রা]—বিণ. বোকা ॥ তুমি এ্যাক্‌জন্ ওঁক্‌তা মানুশি।

ওঁগাদি=[চট্ট]—ক্রি. বিণ. সামনে ॥ ওঁগাদি চাও। [<ওই দিকে, বর্ণ বিপর্যয়]।

ওঁচ'ল্=[চট্ট]—বিণ. উচ্চ ॥ হিতার্ মাতা হক্কলত্তুন্ ওঁচ'ল্। [<উচেল ম. বাং <উচ্চ+ল স্বার্থে]।

ওঁচা=[চট্ট]—বি. ঢেঁকির একটি অঙ্গ ॥

২=[চট্ট]—বি. মুগুর ॥ ওঁচা দি খুঁটি গাঁর্।

ওঁচ'রা=[য]—বি. বারান্দা ॥ [<উসারা হিং]।

ওঁচ'র্=[চট্ট]—বি. সংবাদ ॥ হিতারে ওঁচ'র্ দাও।

ওঁটানো=[রা]—ক্রি. কাহাকেও লক্ষ্য করিয়া কিছু উঠানো ॥ জয়্ হামাক্ দ্যাখ্যা ওঁটাইল্ [<উঠানো]।

ওঁট্=[ব, রা]—বি. ঠোঁট ॥ শিতে ওঁট ফাটে। [<ওষ্ঠ]।

ওঁছ্=[চট্ট]—বি. উট ॥ ওঁডত্ চ'রিনি ?

[<উট, উঁট হিং <উষ্ট্র সং]।

ওঁড্=[রা]—বি. আড়াল ॥ ওঁতে দাঁড়ায়া কি শুন্ছ? [<ওত]।

ওঁদা=[চট্ট]—বিণ. অধোমুখ, উপুড় ॥ ওঁদা হৈ ন হুইস্। [ঔঁওধা হিং< অবমূর্ধা সং]।

ওঁয়ারল্=[চট্ট]—ক্রি. বদনজর দেওয়া ॥ খাওনের্ অক্ত ফৈরায়্ ওঁয়ার্লে প্যাড ব্যারাম্ হয়্ ॥

ওঁয়্=[দি]—সর্ব. সে ॥ ওঁয়্ হামাক্ মারিছে।

ওঁরলা=[চট্টা]—বি. পাখির গলার নীচের খাদ্যাধার ॥ ভাত্ খাই কুরার্ ওঁরলা বর হৈয়ে।

ওঁরানো=[চট্ট]—ক্রি. মাড়ানো ॥ ধান্ ওঁরাও।

ওঁর্=[দি]—সর্ব. ও, সে ॥

ওকত্ বকত্=[বৃ]—বি. সময় অসময় ॥ [<বক্ত্ وقت আং + বে বক্ত্ بےوقت ফা.+আং]।

ওকা=[বং]—বি. বমি ॥ [<হিক্কা]।

ওকানো=[বং]—ক্রি. বমি করা ॥ মানুশিটা ওকায়্ ক্যানে? [দেখ ওকা+আনো প্র. ; নাম ধাতু]।

ওকায়্গান্তি=[ফ]—বি. শিশুদের গলায় ব্যবহৃত তাবিজ ॥

ওকি=[কু, য, পা]—সর্ব. ওকে, তাহাকে ॥ ওকি ডাক্দি তুল্তো। [<ওকে <উহাকে]।

ওকিডা=[কু, য, পা]—সর্ব. সে কে ॥ ওকিডা গ্যাল্রে? [<ওকে+টা (তুচ্ছার্থে)]

ওকিন্=[কু, য, পা]—ক্রি. বিণ. ঐখানে ॥ ওকিন্ থাক্তি হবি। [<ওখানে=ওইখানে]।

ওক্যা=[বা]—ক্রি. বিণ. উহা কেন ॥ রহিম্ ওক্যা কর?

ওক্যানে=[কু]—ক্রি. বিণ. ওখানে। ওক্যানে যাইস্ না। [<ওইখানে]।

ওক্যান্=[কু, য, পা, খু]—ক্রি. বিণ. ঐখানে ॥ ওক্যান্ কি দ্যাখা যায়্? [দেখ ওকিন্, ওক্যানে]।

ওকোল্=[চা, ম, কু]—বি. লাঠামাছ, মাছ বিশেষ ॥ ওকোল্ মাস্ অনেকেই খায়্ না।

২=[কু]—বি. জল নাড়া ॥ পুকুরে মাস্ ওকোল্ দ্যায়্।

ওক্=[কু, দি, য, পা]—সর্ব. তাহাকে ॥ ওক্ ডাক্ দে। [<ওকে=উহাকে]।

২=[কুম, য]—বি. বমি ॥ [দেখ ওকা ; অনু.]।

ওক্কর্=[কুম]—বি. দাবী, মুরোদ ॥ ওক্কর্ কৈর্যা মামু আমারে কলেযে বর্তি কৈরা দিসে।

ওক্কা=[কুম]—বিণ. একটা ॥ আমারে ওক্কা ট্যাহা দ্যাও। [<এক+কা =টা]।

ওক্কানি=[কুম]—বি. ফুঁপানি, দীর্ঘ নিঃশ্বাস ॥ কান্তে কান্তে সেরিডার্ ওক্কানি উট্সে। [<হিক্কা+নি প্র.]।

ওক্কুম্=[চট্ট]—বি. শকুন ॥ ওক্কুম্ মরা গরু খায়্। [<হকুন <শকুন সং ; অন্যরূপ হক্কুন, হক্কুম]।

ওক্টু=[রং]—বি. টুপি ॥ ওক্টু মাথায়্ দিয়া নামাজ্ পড়।

ওক্ড়া=[রা]—বিণ. ভীষণ, খুব ॥ মানুশিটা এ্যাকেবারে ওক্ড়া চাশা।

ওক্ত গ্যালে মদন্ গোশাই=[ম]—বি. অসময়ে পস্তানো ॥ এ্যাহন্ খুব্ খাট্বা ওক্ত গ্যালে মদন্ গোশাই। [বক্ত্ وقت আং]।

ওক্না=[রং]—অব্য. এই দ্রব্যগুলি ॥ ওক্না হামাক্ দে ক্যানে। [<ওগুনা <ওগুলা]।

ওক্রানো=[রং]—ক্রি. তুলিয়া ফেলা ॥ চারাগাছ্গুলা ওক্রালু কে? [<উখ্ড়ানো <উৎক্ষোদন সং]।

২=[ফ, চা]—ক্রি. দেখিয়া আশ্চর্যান্বিত হওয়া, চোখ লাগা ॥ মাইন্সের্ কি শবাব্ কেঅর্ এ্যাক্টা বালা যিনিশ্ দ্যাখ্লেই খালি ওক্রায়্।

৩=[চা]—ক্রি. গলাধঃকরণ করা ॥ বাইল্যা মাসে আদার্ ওক্রায়্।

ওক্রোদ্=[ম]—বি. অনুরোধ, আব্দার ॥ [<উপরোধ]।

ওক্লানো=[রং]—ক্রি. উদ্গিরণ করা ॥ খাতি না খাতি ওক্কালু?

ওক্শা=[রা, ব]—বি. একপ্রকার বড় পাখি, ঈগল ॥

ওখন্=[দি]—অব্য. তখন ॥ ওখন্ তুই কুন্ঠে ছিলি? [তখন]।

ওখল্=[র]—বি. কাষ্ঠনির্মিত তামাক কুটার যন্ত্র ॥ [উক্খল প্রাং<উদুখল সং]।

ওখা=[ব]—বিণ. একরোখা, এক-গুঁয়ে ॥ লোক্টা ব্যাযায়্ ওখা। [রোখা]।

ওখামোসা=[ব]—বি. অবশিষ্ট ॥ [<উখা সং=হাঁড়ী +মোছা=উখামোছা]।

ওখোলদান্=[ম]—বি. ধান ভানার কাঠের তৈরী পাত্র ॥ [ওখোল্ (দেখ ওখল্)+দান دان ফা. প্র.]।

ওখ্নি=[রা]—অব্য. ঐ বেলা, বৈকাল বেলা ॥ এখন্ জাই ওখ্নি আশিম্। [<ঐ ক্ষণ+ই]।

ওখ্রা=[ম]—বি. নারিকেলের মালার তৈরী চামচ ॥ [<ওখড়া]।

২=[কুম]—বিণ. যাহার বাড়ী ঘর নাই, ঘর জামাই ॥ ওখ্রার্ কাসে মাইয়া বিয়া দিও না।

৩=[কু]—বিণ. উচ্ছিষ্ট, এঁটো ॥ ওখ্রা বাত্ ফ্যালায়া দে।

ওখ্রাদিয়া=[রা—বিণ. যে খাদ্যদ্রব্য নষ্ট করে ॥ ছাওয়াটা খুব্ ওখ্রাদিয়া।

ওগলি=[কুম]—বি. যে পাত্রে ধান ভানা হয় ॥ ওগলিতে বায়া বানা অয়্। [<উখলি<উদুখল+ই ; দেখ ওখল্ ; উখ্লী হিং]।

ওগল্=[কুম]—বি. ধান মাড়াই খড়কুটা কুড়াইবার যন্ত্র ॥

২=[কু]—বি. সন্ধান, তালাশ ॥ কি ওগল্ কর?

ওগার্=[ম]—বি. মাচা ॥ ওগারে মট্কা আসে।

২=[খু]—বি. হিক্কা ॥ কলেরা রুগির্ ওগার্ উঠেসে। [<উদ্গার]।

ওগু=[য]—অব্য. ঐটা ॥ ওগু আমারে দ্যাও। [ঐ+গো=টা ; গো হিং]।

ওগুন্=[খু]—অব্য. ঐগুলি ॥ ওগুন্ কায় বৈ ? [<ওগুলিন=ওগুলোন]।

ওগুলের্ গুরি=[নো]—বি. হোগলা গাছের গুঁড়ি ॥ ওগুলের্ গুরির্ হিড়া (=পিঁড়ি) বালা। [<হোগলার গুঁড়ি]।

ওগুল্=[কুম]—বি. টাকি জাতীয় মাছ॥ ওগুল্ মাস্ লোকে খায়্ না।

ওগ্যার্ = [য]— সর্ব. ওদের ॥ ওগ্যার্ বারি যামু। [<ওদের=উহ.দের ; গের =দের]।

ওগোর্=[চট্ট]—অব্য. সেই ঘর ॥ [<ঐ ঘর]।

ওগোল্ পাত্তা=[বা]—বি. হোগলা-পাতা ॥ ওগোল্ পাত্তা দিয়া চ'ডাই অয়্। [হোগল পাত্তা=হোগলা-পাতা]।

ওগ্ = [রং] — বি. রোগ, ব্যাধি॥ ওলাউঠা দারুন্ ওগ্। [<রোগ]।

ওগ্‌গিন্=[ফ]—অব্য. ছিঃ ॥ ওগ্ গিন্ এমন্ কাম্ও মাইন্‌ষে করে ? [=ওহ +ঘিন্<ঘৃণা]।

ওগ্‌গো=[খু]—অব্য. ঐটি ॥ ওগ্‌গো না এ্যাগ্‌গো আমি দ্যাহি। [ঐ+গো =টি]।

ওগ্‌দানো=[বা—ক্রি. বমি করা ॥ খাইয়াই শব্ ওগ্‌দাইয়া দিলি। [<ওগ্‌রানো <উদ্‌গিরণ]।

ওগ্‌রা=[কুম]—বি. মাছ ধবার জন্য বাঁশের তৈরী যন্ত্র ॥

ওগ্‌রানো=[রা]—ক্রি. চর্বণ করা। গরুগুলি ওগ্‌রাইয়া খাইতাসে। [<উগ্‌রানো<উদ্‌গিরণ ; বি. ওগ্‌রানি]।

ওগ্‌লা = [কুম, ঢা] — বি. হোগলার চাটাই ॥ ওগ্‌লাত্ হো। [<হোগলা]।
২=[পা]—ক্রি. বিণ. মূল্যহীন, অর্থহীন ॥ এ্যাত কৈরা বুঝাইলাম্ তুই আমার্ ওগ্‌লা বুঝলি।

ওগ্‌লানো=[য]—ক্রি. ভাতের মাড় গালা ॥ বাত্ ওগ্‌লাও, আমি কামে যাইতাম্। [<উগ্‌লানো <উদ্‌গিলন সং]।
২=[রং]—ক্রি. বমি করা ॥ পোগ ওগুধ্ ওগ্‌লাইয়া ফ্যালোচে। [পূর্বে দেখ]।
৩ = [য] — ক্রি. ফিরাইয়া দেওয়া ॥ [মূল অর্থ বমি করা,. উদগিরণ. উদ্‌গিলণ সং]।

ওচলিয়া=[রং]—অস. ক্রি. উছলাইয়া ॥ আইল্টা ওচলিয়া গেইছে। [<উছলিয়া =উছ্‌লিয়া ; <উছল <উচ্ছল সং ; নাম ধাতু]।

ওচ'া=[বা]—বি. জমির শস্যের উপরে পতিত কচুরী পানা ॥ দান্ খ্যাতে ওচ'া পর্‌সে।
২= [কুম, ফ]— বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥ ওচ'া দিয়া মাস্ দর।
৩= [বা] —বিণ. উঁচু ॥ ওচ'া গর্। [<উঁচা]।
৪=[য]—বি. ছাই গোবর ফেলার এক প্রকার বাঁশের ঝুড়ি ॥

ওচাঁনো=[বা]—ক্রি. আরম্ভ করা ॥ কথা না হুন্‌লে মাইর্ ওচ'ামু। [<উঁচানো]।
২=[পা]—ক্রি. উপর হইতে বাছিয়া লওয়া ॥ থ্যার্‌গুলা দানের্ থাক্‌ক্যা ওচ'ায়া লও। [ওঁছা<উঞ্ছ + আনো প্র. ; নাম ধাতু]।

ওচ'ায়া থাকা=[পা] — ক্রি. প্রস্তুত হইয়া থাকা ॥ অয়্ খাওয়ার্ লাইগ্যা ওচ'ায়া থাহে। [=উঁচাইয়া থাকা= উচ্চ হইয়া থাকা]।

ওচাঁর্ = [কুম]— বি. মাছ ধরিবার জাল ॥ ওচ'ার্ দিয়া গাংগে বর মাস্ দরে।

ওচিঁ=[য]— বি. আবর্জনা পরিকার করিবার পাত্র ॥

ওচ'্যার্ লাঠি=[য]—বি. শবদাহের সময় ব্যবহৃত বাঁশের লাঠি ॥ [ওচ্যা (দেখ ওচ্')+র (সম্বন্ধে)+লাঠি]।

ওচোঁর্ মোচোর্ করা=[ঢা, ফ]—ক্রি. ইতস্তত: করা ॥ [<ওচোর অনু:+মোচড়+করা]।

ওচ্'=[ফ]— বি. শুকনা জায়গা ॥ পানি থাইক্যা উইঠ্যা ওচে' খাড়াও।
২=[ফ]—বিণ. উঁচু ॥ ঐ বাগাডা খুব ওচ্'। [<উঁচু<উচ্চ]।

ওচ্'না=[য]—বি. মাছ ধরার সরঞ্জাম বিশেষ ॥

ওচ্'পার্=[ঢা]—বিণ. শেষ॥ তর্ থান্ ওচ্'পার্ কৈরা হালামু। [<উসপার হিং]।

ওচ্'রা = [ঢা, য] — বি. বারান্দা ॥ ওচ্'রায়্ আইয়া বও। [দেখ ওঁচ'ারা]।

ওচ্'লা= [খু] — বিণ. পুরুষত্বহীন ॥ [<ওঁচা<উঞ্ছ+ল ; মূল অর্থ তুচ্ছ]।

ওচ্'লানো=[খু]—ক্রি. বড়গুলি বাছিয়া লওয়া ॥ আলুগুলা ওচ্'লাও। [ওঁচলা <উঞ্ছ সং+লা প্র. ; ওঁচলা (নাম ধাতু) আনো প্র.]।

ওছানি=[রং]— বি. বিছানার চাদর ॥ মোর্ এক্‌খানা ওছানি লাগ্‌ব।

ওজা=[রং]—বি. মন্ত্রচিকিৎসক, বৈদ্য, ওঝা ॥ শাপের্ বিশ্ ওজায়্ ঝাড়ে। [<ওঝা <উপাধ্যায় সং]।
২=[রং]—বি. রোজা ॥ গরমের্ দিনে ওজা থাকা বড় কশ্‌ট। [রোযহ্ روزه ফা.]।

ওজ্‌জা=[রা]—অব্য. ধ্বনি বিশেষ ॥ ওজ্‌জা, আনার্ দাত খাকি পড়্যা গ্যাল্। [<ঐ যা]।

ওজ্‌জানো = [রা] — ক্রি. ভুলিয়া যাওয়া ॥

ওযনি=[পা] — বিণ. মাপমত. দেহের আকার অনুযায়ী ॥ তোমার্ মামাটা ওযনি হয়্যাসে। [<বযন وزن আং +ই প্র.]।
২=[য]—বিণ. ভারী ॥ বোঝাডা খুব্ ওযনি। [পূর্বে দেখ]।

ওযন্ বুইয্যা মুগুর্ চ'াচ'া=[প]—ক্রি. ক্ষমতা বুঝিয়া সেই অনুপাতে আয়োজন করা ॥ [মূল অর্থ কাজের ওজন বুঝিয়া মুগুর চাঁচা]।

ওযর্ ফুযর্=[চট্ট]—ক্রি. বিণ. বিরক্তি প্রকাশ ॥ ['উযর عذر আং+ফুযর অনু:]।

ওষা=[পা]—বি. রোজা ॥ [দেখ ওজা]।

ওযাইয়া=[ফ]—ক্রি. বিণ. থাকিয়া থাকিয়া ॥ মাইয়াটা ওযাইয়া শারারাইত্ কান্‌সে।

ওযাগর্=[খু]—বি. অজগর সাপ ॥ [<অজাগর <অজগর]।

ওযানো=[বা]—ক্রি. কাতরানো ॥ অশুখের্ কশ্‌টে ওযাইত্যাসে।
২=[ফ]—ক্রি. বেশী বাড়িয়া যাওয়া ॥ দান্ ওযাইয়া গ্যাসে, কাইটা না দিলে সরা ঐবো না।

ওযিবি=[কু, পা]—বি. কোন্দল ॥ শাহা বাবুগর্ নিবার্ মন্‌নি ওযিবি কর্‌সে।

ওযুক্=[কু]—বি. রোগবিশেষ ॥ লোক্‌টা কি ওযুকে মরেসে? [<অসুখ]।

ওযুরি=[ম, কুম, চা, নো]—বি. নাড়ি-ভুঁড়ি ॥ [উঝড়ী হিং]।

ওযুর্=[ম, কুম]—বি. আপত্তি ॥ [<ওজর<'উযর্ عذر আং]।

ওযেওযে=[কুম]—ক্রি. বিণ. সমান সমান ॥ এই ব্যালার্ বাত্ হগলের্ ওযে ওযে ঐসে। [ওযে=ওজু<ঋজু +এ]।

ওযেবাযেশোদ্=[পা]—বি. কিছুর বদলে কিছু দিয়া শোধ, সমপরিমাণ বা সম মূল্যের জিনিস দিয়া শোধ ॥ [<'ইওয্ ব'ইওয عوض بعوض; 'ইওয আং, ব ফা.=শোধ]।

ওযেবায্‌করা=[কু]—ক্রি. অদল বদল করা, বিনিময় করা ॥ [দেখ ওযে বাযে শোদ্]।

ওযেবায্=[কু]—বি. শোধ ॥ [দেখ ওযেবায্ করা]।

ওয্=[কু]—বি. পশুর ভুঁড়ি ॥ অনেকেই সাগলের্ ওয্ খায়্। [<ওঝ হিং]।

ওটা=[ম, খু, বা]—বি. হাঁড়ি বা পাত্র রাখার জন্য মাটির তৈরী স্তূপ, মাটির সিঁড়ি ॥ [<ওঠা=উত্থান]।
২=[ম]—বি. কাটা পাট গাছের মাটির নীচের অংশ (যাহা জ্বালানীরূপে ব্যবহার করা যায়) ॥
৩=[সি]—বি. কাদাখোঁচা পাখী ॥

ওটানি=[ব, রা]—ক্রি. বিণ. সেই দিকে ॥ [ওঠানে=ঐ স্থানে]।

ওটার্=[রা] বি. ছালার মুখ বাঁধার দড়ি ॥

ওটে=[রং]—ক্রি. বি. ঐখানেই ॥ ওটে উক্‌টাও, পাবু এলায়্। [ও+ঠাঁই]।

ওট্=[ফ]—বি. ঠোঁট ॥ পান খাইয়া ওট্ লাল্ বানাইসে। [ওঠ<ওষ্ঠ]।

ওট্‌কা ওট্‌কি=[চা]—বি. ঘৃণা, নিন্দা ॥ এত ওট্‌কাওট্‌কি বালা না।

ওট্‌কানো=[কুম]—ক্রি. বমি করা ॥ খুহি বার্ বার ওট্‌কাইত্যাসে। [ওঠ-কানো, ওঠ√উঠ; নামধাতু; তুং ওলাউঠা]।
২=[ম]—ক্রি. ডাকা ॥

ওট্‌কাপোট্‌কা=[চা]—ক্রি. বিণ. বেশী খাওয়ার দরুন বমি বমি ভাব ॥ এ্যাত গুলি বাত্ খাওনে আমার ওট্‌কা পোট্‌কা কর্‌তাসে। [ওট্‌কা, (দেখ ওট্‌কানো)+পোট্‌কা অনু:]।

ওট্‌কি বাওয়া=[চা]—ক্রি. ভুক্ত দ্রব্য ফিরিয়া আসিবার ভাব হওয়া ॥ স্যারাডায়্ কি খাইয়া খালি খালি ওট্ কি বাইত্যাসে। [ওট্‌কি (দেখ ওট্‌কানো) +বাওয়া=বাহা√বাহ্]।

ওট্‌কোরা=[চা]—বিণ. উপর দিকে চাহিয়া পথ হাঁটে যে ॥ ওট্‌কোরা মাইয়াডা পয়্‌শাডা দেখ্‌ল্ না।

ওট্‌টাওট্‌টা=[চা]—বি. খেলা বিশেষ ॥

ওট্‌টিটি=[মা]—বি. একপ্রকার ছোট পাখী ॥ ওট্‌টিটি দৈক্‌এর্ মতন্ এদিগ্ নাইস্‌তে লাগে। [=টিটিভ]।

ওট্‌টে=[ক]—ক্রি. বিণ. ঐখানে ॥ ওট্‌টে কেঐ যাও না, হাপ্ আসে। [<ঐ+ঠে=ঐ ঠাঁই]।

ওট্‌মোট্=[ব]—বি. ওষ্ঠ ॥ ওট্‌মোট্ কাম্‌রায় ক্যা? [দেখ ওট্+মোট অনু:]।

ওট্‌রা=[পা]—অব্য. শব্দ বিশেষ ॥ 'ওট্‌রারে মোট্‌রা, বৈশ্‌রারা কোট্‌রা।' [গ্রাম্য ছেলেমেয়েরা একটি বিশেষ খেলায় ইহা ব্যবহার করে]।

ওঠক্‌বৈঠক্=[রা]—বি. মেলামেশা ॥ আমার্ শাথে তার্ ওঠক্ বৈঠক্ নাই। [<ওঠক=উঠা+বৈঠক=বসা; উঠা-বসা=মেলামেশা]।

ওঠাক্=[রং]—অব্য. ঐদল ॥

ওঠি=[রা]—অব্য. ওখানে ॥ ওঠি যাও। [<ঐ ঠাঁই]।

ওঠুলি=[ম]—বিণ. বাস্তুহারা, মোহাজের ॥ [ওঠ√উঠ্+উলি প্র.]।

ওঠে থাকি=[রং]—ক্রি. বিণ. ওখান হইতে ॥ ওঠে থাকি চলি আয়্ বাহে। [<ঐ ঠাঁই থেকে]।

ওঠ্=[রং]—বি. ওষ্ঠ ॥ ছাওয়াটার্ আঙা ওঠ্। [দেখ ওট্]।

ওঠ্ সেম্‌রি তর্ বিয়া=[চা, ক]—পূর্ব প্রস্তুতি ছাড়া কোন কাজে তাড়া-হুড়া ॥ কওয়া নাই বোলা নাই ওঠ্ সেম্‌রি তর্ বিয়া কৈলে ক্যাম্‌নে যাই? [সাধু ভাষায়—ওঠ ছুঁড়ী তোর বিয়ে]।

ওডা=[চা]—অব্য. ওটা (মানুষকে) ॥ ওডা এক্‌টা বদ্। [<ওটা (তুচ্ছার্থে)]।
২=[ম, কুম]—বি. বাঁশের মূল ॥ ওডা লাক্‌রির্ কামে খুব্ বালা।
৩=[চট্ট, খু, বা]—বি. কচুরী পানার জঞ্জাল ॥
৪=[ম, কুম]—বি. মূল ॥ গাস্‌টার্ ওডা শুদ্‌দা তুইল্যা লাইসে।
৫=[ফ, কুম]—বি. বারান্দা, সিঁড়ি ॥ গরের্ ওডাত্ বওয়া ঠিক্ না। [দেখ ওটা]।
৬=[কুম]—বি. যে উপরের দিকে চাহিয়া পথ চলে ॥ ওডার্ মতন্ চৈল্‌ল না। [<উট; অর্থান্তর]।

ওডানি=[চট্ট]—বি. বমি ॥ এই বদ্‌গন্দে ওডানি আইয়ের্। [<উঠানি=(উর্ধ-গতি) উদ্‌গার অর্থে; তুং ওলাউঠা]।

ওডিয়ার্=[চট্ট]—বিণ. ওখানকার ॥ ওডিয়ার্ মাইন্‌ষের্ ধারে ধাঁরার্ কিছু নাই। [<ওডি<ওঠাঁই+য়ার=কার

সম্বন্ধের বিভক্তি]।

ওতুক=[বা]— ক্রি. বিণ. এইটুকু ॥ ওতুক্ কি দ্যাও? [<ওটুক=ঐটুকু]।

ওতুর=[সি]—বিণ. কিঞ্চিৎ, অল্প ॥ ওতুর্ ত্যাল্ দ্যাও। [অত দূর (=পরিমান বুঝাইতে)]।

ওত্ডা খাওয়া=[ফ]—ক্রি. তুচ্ছভাবে উপেক্ষা করা ॥ [হোঁচট খাওয়া]।

ওতত=[রং]—ক্রি. বিণ. আড়ালে ॥ ওতত্ ক্যান্ গেইল্যান্ বাহে? [ওত +ত্ (অধিকরণে)]।

ওতন=[কুম]—বি. সামর্থ্য ॥ দশ্ট্যাহার্ ওতন্ নাই, আবার্ পোদ্দারি করে?

ওতর= [কু, ফ, য, পা,]— অব্য. ওখানে, সেখানে, ঐ দিকে ॥

ওতা=[সি]—অব্য. এইগুলি ॥ ওতা তোম্রা কৈ পাইলায়্? [<ও+তা =গুলি]।

২=[কুম] — বি. গরম ॥ খুব্ ওতা পর্সে। [<উত্তাও<উত্তাপ]।

ওতাওতা = [সি] — অব্য. ইত্যাদি ইত্যাদি, ইহা ইহা ॥ তাইন্ আমার্ কাসে ওতা ওতা কৈসুইন্। [<এটা ওটা]।

ওতারে=[কু]—বি. ঐ ধারে ॥ ওতারে যাইশ্ না। [<ওধারে=ঐ ধারে]।

ওতার=[ঢা, কুম] — বি. জেলেদের মাছ ধরার লম্বা নৌকা ॥ ওতার্ নাও ডেউয়ে ডুবে না।

২=[ম, কুম]— বি. যাদু ইত্যাদির প্রতিকারসূচক ঝাড়া বা ফুঁক ॥

৩=[ম]—বি. স্রোত ॥ গাংগে যে ওতার্ মাস্ দরন্ দায়্।

ওতার্ যাল= [ঢা] — বি. নিক্ষেপ করিয়া মাছ ধরিবার জাল ॥ ওতার্-যাল্ দ্যা এক্টা খ্যাও দে।

ওতার্ পরা=[ম]—বি. রোগ নিবারণের জন্য পানি পড়া ॥ যা, মৌলৈ সাবের্ কাসেত্তে ওতার্ পরা আন্গ্যা। [<উত্তর <অবতারণ সং + পরা< পড়া]।

ওতালা=[কুম]—বিণ. পাগলা, বেহুশ, চঞ্চল, অস্থির ॥ মনু ঘরে ওতালা ঐসে। [<উতলা]।

ওতি=[চট্ট]—সর্ব. সে (স্ত্রী) ॥ [ঐ+ তি]।

ওতিল্=[সি]—ক্রি. বিণ. এই তিলে, এই মুহূর্তে ॥ ওতিল্ আমি যাইতাম্ পার্তাম্ নায়্। [<এই তিলে]।

ওতুর=[পা]—বি. আতুর, যে নড়িতে চড়িতে পারেনা, কঠিন রোগী ॥ [<আতুর]।

ওতো=[পা]—অব্য. ওটা ॥ ওতো কি? [<ওটা]।

ওতোন= [খু] — বি. কষ্ট, খাটুনি ॥ সেলেমেয়ে মানুশ্ কর্তি ওতোন্ আসে। [দেখ ওতন্]।

ওতোলন=[ফ]—ক্রি. অবতরণ করা ॥ নাও থাইক্যা ওতোল্। [<উত্তরণ]।

ওত্ত=[খু] — বি. চালের উপর খড় বাঁধিয়া রাখার চটি ॥

ওত্রানো=[ফ]— ক্রি. ভাত ফুটার সময় ফুলিয়া উঠা ॥ [=উথলানো]।

ওত্লা=[কুম]—বি. খুব গভীর পঙ্কিল স্থান ॥ ওত্লায়্ গরু পর্লে উডান্ যায়্ না।

ওদন=[কুম]—অব্য. হে পুত্র (সম্বোধনে) ॥ ওদন্, কৈ গেসিলা? [<ও+ধন (=পুত্র)]।

ওদন পাশন=[ম]— বি. অন্নপ্রাশন ॥ [<ওদন=অন্ন+প্রাশন]।

ওদরি = [চট্ট] — বি. উদরী, রোগ বিশেষ ॥ [<উদরী]।

ওদর্ সোদর=[চট্ট]—ক্রি. বিণ. বে-হিসাব ॥ ওদর্ সোদর্ টাঁয়া খরচ্ ন গরিশ্। [<এধার+সে ধার]।

ওদল=[নো]—বিণ. অমান্য ॥ মাঁই কোনুদিন্ উকুম্ (হুকুম) ওদল্ করি না। [<'উদুল عدول আং]।

২=[চট্ট]—বি. আপত্তি ॥ [পূর্বে দেখ]।

ওদা=[চট্ট]— বি. আদা ॥ ওদার্ রশ্ প্যাডর্ কামড়ে বর বালা। [<আদা]।

২=[কুম, ম, ঢা]— বিণ. আর্দ্র, কম-জক ॥ ওদা চাঁইল্। [<আর্দ্র]।

৩=[ফ]— বিণ. বাসি ॥ 'খিদায়্ না চিনে আইল্না ওদা'। [পূর্বে দেখ]।

৪=[পা]—বিণ. মন্দ, ভলা, পুরুষ, হৃষ্টপুষ্ট ॥ ওদা বিলাই দুদ্ খায়্যা গ্যাসে।

ওদাইয়া যাওয়া = [ম, কুম]—ক্রি. ভিজিয়া যাওয়া, নেতাইয়া যাওয়া ॥ ওদাইয়া গ্যালে পিডা মযা লাগে না। [দেখ ওদা২+ইয়া অস. ক্রি. বিভক্তি +যাওয়া]।

ওদাড়=[ব]—বি. পাটের আঁশ।

ওদা দানের্ খৈ=[ম]—বিণ. নিকৃষ্ট ॥ এইডা এ্যাহাবাবে ওদা দানের্ খৈ। [দেখ ওদা +ধানের খই]।

ওদানি = [খু]— ক্রি. বিণ. কিছু দিন আগে ॥ ওদানি তারা ধনি ঐসে। [<ইদানীং]।

ওদানো=[খু, চট্ট]—ক্রি. সামান্য ভিজিয়া যাওয়া, ভিজিয়া স্যাঁতসেতে হওয়া ॥ ধান্ ব্যায়াক্ ওদাই গেইয়ে। [দেখ ওদা২+আনো প্র.]।

ওদাম=[রং]—বিণ. এরূপ, অমন ॥ তুই ওদাম্ কতা কেছ্ না। [<ও ধরণ]।

ওদাম্ ম্যাদাম= [নো]—ক্রি. ইতস্ততঃ চিন্তা করা ॥ [<ওধরণ সেধরণ]।

ওদাম্=[ম, কুম]—বিণ. আবরণশূন্য, অনাচ্ছাদিত ॥ বাতের্ পাইলাডা ওদাম্ ক্যারে? [<উদাম< উদ্দাম]।

ওদারন=[কুম]—ক্রি. খুলিয়া ফেলা ॥ মোরগাডা ধইরা ওদাইরা লাও। [<উদ্ধরণ]।

ওদার= [ঢা] — বি. ধার, পাইনাড ॥ ওদার্ নাকুনি বাজানে আলো লাগে।

ওদিয়া=[ম]—ক্রি. বিণ. সোজাসোজি ঘুরিয়া বেড়াইয়া ॥ ওদিয়া আইস্যা ক্যামনে চললো?

ওদু দ্যাওয়া=[নো]—ক্রি. বাহির, পুনরায় দেখা দেওয়া। আমুগো মধ্যে আবার্ ওদু দিসে।

ওদুল=[চট্ট]—বি. অতিক্রম ॥ হিয়তে দুই মাইল্ পত্ ওদুল্ কৈর্গে। [দেখ ওদল্]।

ওহুদ্ করা=[রা]— ক্রি. প্রতিজ্ঞা বা কথা রক্ষা করা ॥

ওদো=[কুম]—বি. উদ্দেশ, সন্ধান ॥ আমি ওদো পাই নাই। [<হদ্দ ১১ আঃ]।

ওদোর্=[বং]—বি. পেট ॥ তোর্ কি ওদোর্ ভরে না ? [<উদর]।

ওদ্=[চট্ট, নো]—বি. সন্ধান, খোঁজ, ঠিকানা ॥ পোয়াউয়ার্ ওদ্ ন পাই। [দেখ ওদো]।

ওদ্গি=[রা]— ক্রি. বিণ. ঐ দিকে ॥ ওদ্গি জাইও না। [ঐদিকে=দিকে]।

ওদ্ড়া=[রং]—বি. এক প্রকার গাছ ॥

ওদ্দু=[ম]—অব্য. বা রে, আহা ॥ ওদ্দু, তর্ কতা মোনে আসিল্ না।

ওদ্দা মদ্দা = [পা] — বি. যেমন তেমন লোক ॥ এটা ওদ্দ্যামদ্দ্যার্ কাম্ না। [<অধঃ+ইয়া+মধ্য+ইয়া (অধঃ এবং মধ্য স্তরের)]।

ওদ্রা=[ব]—বি. পাট বিশেষ ॥

ওদ্রানো=[চট্ট]—ক্রি. চামড়ার উপরিভাগ ঘর্ষণে থেৎলাইয়া বা চাঁছিয়া যাওয়া ॥ কাওটের্ লগে গশা খাই হিতাঁর্ চাম্রা ওদ্রাই গেইয়ে। [<উদ্ধরণ]।

২=[রং]—ক্রি. কোন বিষয়ে জানিয়া ও অন্যের কাছে শুনার জন্য পুনঃ পুনঃ জেদ করা ॥ [পূর্বে দেখ]।

ওদ্লা ওলানো=[খু]—ক্রি. মুখ ভার করা ॥ [ওদ্লা+ওলানো (=নামানো) <অবতারণ]।

ওনা=[ম]—বি. গাভীর স্তনের বাঁট ॥ গরুর ওনাডা খুব্ মোডা।

ওনানো=[ম]—ক্রি. মুষড়িয়া পড়া ॥ এদ্দুল্যা ম্যান্নত্ কর্লেই এ্যাহাবারে ওনাইয়া যায়্। [উনা<উন্হ প্রাং< উষ্ণ সং (নাম ধাতু)+আনো প্র. ; মূল অর্থ গরম হওয়া কিংবা উনা<উন্ন (√ উন্দ্ সং=ভিজা) নাম ধাতু+আনো প্র.]।

ওনারে=[কু, পা]—অব্য. নিষেধসূচক ॥ ওনারে, উহা জানি নাই। [ও, নারে]।

ওনার্=[কু, য, পা]—সর্ব. উঁহার, তাঁহার ॥ ওনার্ আম্মা আমার্ খালা হন্। [উনি শব্দের সম্বন্ধ পদে]।

ওনাপিনা=[চট্ট] - ক্রি. বিণ. বিরক্তি প্রকাশ ॥ এ্যাত ওনাপিনা কর কিয়র্ লাই ? [অনু.]।

ওনাপ্যানা=[ম, চা]—ক্রি. বিণ. প্যান্ প্যানানি, খুঁতখুঁত ॥ এও ওনাপ্যানা কর ক্যারে ? [দেখ ওনাপিনা]।

ওনাহানা=[চট্ট]—বি. অসন্তোষ ॥ টাঁয়া কম্ দিওনে হিতে ওনাহানা কৈর্গে। [দেখ ওনাপিনা]।

ওনি=[চট্ট]—বি. চিরুনি ॥

ওনু=[ম]—ক্রি, বিণ. ওখানে ॥ ওনু তোমার্ যাওয়া ঠিক্ না। [<ওখানে]।

ওনে= [সি]— অব্য. হইতে. চেয়ে ॥ এ্যাগ্না ওনে ব্যাগ্না বালা। [<হন্তে =হইতে]।

ওন্=[কুম]—বি. ঢেঁকির উদূখল পরিমাণ ॥ এক্ ওন্ চাঁইল্ কার।

ওন্খোনা ছাওয়া=[রা]—ক্রি. খোঁটা দেওয়া ॥

ওন্চি=[রা]—বি. নারিকেল ॥

ওন্চোঁনা= [পা] — ক্রি. আগুনের তাপে শুকানো, সিদ্ধকরার পর রৌদ্রে না দিয়া চুলার উপরে শুকানো ॥ [<উষ্ণানো]।

ওন্তা=[কুম, চা]—বি. গরম, তাপ ॥ খুব্ ওন্তা পর্সে। [<উণ্হত্ত প্রাং<উষ্ণত্ব সং]।

ওন্দল্=[কুম, ফ]—বি. তরল কাদা, জলীয় আগাছার পচা শিকড় ॥ এই পুগুর্ডাত্ খুব্ ওন্দল্ আসে।

ওন্দরা=[চট্ট]—বি. এক প্রকার সামুদ্রিক মাছ ॥ ওন্দরা মাস্সত্ হোমাদ্ কম্।

ওন্দা=[ম, চা, রা, ব, রং]—বি. পুরুষ বিড়াল ॥

২=[চা, রং]—বিণ. গালফুলা, গম্ভীর ॥ অয়্ ওন্দা হয়্যা বসি আছে (রং)।

৩=[চা]—বিণ. উপুড় ॥ ল্যাবাডা ওন্দা ঐয়া রৈসে। [অঁওধা হিং <অবমুর্ধা সং]।

৪=[কুম]—বিণ. বোকা ॥ স্যাবাডা এ্যাক্ক্যারে ওন্দা।

ওন্দা বিলাই—[ব]—বিণ. দুষ্টু, ভিজে বেড়াল ॥ [দেখ ওন্দা+বিড়াল]।

ওন্দারা=[কুম]—বি. এক প্রকার বড় মাছ ॥ ওন্দারা মাস্ খালা না।

ওন্না= [ফ]— বিণ. সিক্ত, স্যাঁৎসেঁতে ॥ লাক্রিগুলি ওন্না ঐ খারাপ্ ঐয়া গ্যাসে। [√উন্দ্ সং= আর্দ্র হওয়া]।

ওন্না করা= [পা] — ক্রি. অভিমান করা ॥ কথায় কথায় তুই অত ওন্না করিশ্ ক্যান্ ? [উণ্হ প্রাং <উষ্ণ সং=ক্রোধ]।

ওন্হা=[রা]—বি. পূর্বের কথা উল্লেখ করিয়া খোঁটা ॥ বারে বারে ওন্হা দ্যাওয়া ভাল না। [উণ্হ প্রাং<উষ্ণ সং=ক্রোধ]

ওপর্পাড়া = [রা] — বিণ. অনাহূত লোক, গায়ে পড়িয়া যে কথা বলিতে বা কাজ করিতে আসে ॥ [<উপর+ পড়া]।

ওপাকে=[রং]—ক্রি. বিণ. ওদিকে ॥ তুই ওপাকে শো। [<ঐ+বাগে= দিকে]।

ওপ্শা = [ঢা] — বিণ. অল্প অল্প ভিজা ॥ ঠান্ডায় কাপর্ডা ওপ্শা ঐয়া গ্যাসে। [<অপ্পোস প্রাং <অল্পাবশ্যা সং=অল্প শিশির]।

ওফা=[ম]—বি. কাজ, ফল ॥ এই অশুদে তর্ ওফা কর্তো না। [রফা' ৬, আঃ]।

২=[সি]—বিণ. টেকসই ॥ কাপর্ডা ওফা আসে। [পূর্বে দেখ]।

ওফাই= [কুম] — বি. শান্তি, সুখ ॥ এত্তিম্রে ঠগাই ওফাই ঐত না। [দেখ ওফা]।

ওফা দ্যাওয়া= [সি]— ক্রি. টেকসই হওয়া ॥ কাপর্ডা খুব্ ওফাই দিত না। [দেখ ওফা+দেওয়া]।

ওফানো=[যা]—ক্রি. খরচে কুলানো ॥

[দেখ ওকা+আনো প্র.; নাম ধাতু]।

ওকায়্=[চা]—বি. ভরসা, উন্নতি।। তর্ আর্ ওকায়্ ঐত না। [দেখ ওকা]।

ওকুলা=[চা—বিণ. অতিরিক্ত।। বাত্ সারা ওকুলা চি'য়্ গয়ে আর্ কিস্যু নাই। ['উলুফ: علوفه আং=ভাতা]।

ওবা=[চা, ম, কুম]—বি. কলেরা রোগ, কলেরা রোগের কাল্পনিক বাহক।। তারে ওবায্ দর্সে। [<ৱবা' وبا আং]।

২=[পা]—ক্রি. বিণ. ওরকম, ঐভাব।। ওবা করিস্ না। [<ঐ+বা প্র.; তুং কিবা]।

৩=[সি, চট্ট]—অব্য. ওগো, ওহে ভাই।। ওবা, তোমার্ বিয়া হৈয়্যে নি? [<ও ভাই=ওহে ভাই]।

৪=[কু, পা]—অব্য পুত্রস্থানীয় কাহাকেও সম্বোধনে ব্যবহৃত।। ওবা, কৈ যাও? [<ও বাপ <ওহে বাপু]।

ওবাবরো=[খু]—ক্রি. বিণ. ওদিকে।।

ওবায়্=[সি]—ক্রি. এইদিকে।। অ মিয়া আপনে ওবায়্ আওকা। [<ঐ+বাগে (=দিকে)+আস]

ওবাল্ দ্যাওয়া=[রা]—ক্রি. জলের নীচে জোরে শব্দ করা।।

ওবি=[ম]—ক্রি. বিণ. ঐভাবে।। যে মুন্ আসিল্ ওবি থুইয়্যা দে। [ঐ+বিহি প্রাং<বিধি সং]

২=[স]—ক্রি. বিণ. অকারণে।। ওবি ক্যানে যাবি? [দেখ ওবা₂+ই]।

ওবুক্=[চট্ট]—অব্য. আশ্চর্যবোধক।। ওবুক্! তুমি ক্যাঅন্ মানুশ্! [<অদ্ভুত]।

ওবে=[পা]—ক্রি. বিণ. অমন, ঐরকম।। [দেখ ওবি]।

ওবৈ=[খু]—ক্রি. বিণ. ওদিকে।। [<ওবাগে]।

ওবৌ=[সি]—অব্য. ওহে ভাই।। ওবৌ, কৈ যাও? [<ওভাই]।

ওব্বাইশ্=[চট্ট]—অব্য. আশ্চর্যবোধক।। ওব্বাইশ্! তুই কৈলি কি?

ওমক্=[রং]—সর্ব. ওদের।। ওমক্ বাড়ি হামার্ বাড়ি থাকি দূর্।

ওমন্ধারান্তি=[রা]—বি. ইয়ার্কি।। ওমন্ধারান্তি করিস্ না ক'হে। [<অমনধরণ+টি; অমনধারা+টি]।

ওমা=[কু, পা]—বি. চিন্তা।। ওমা কর্লে শরিল্ খারাপ্ অয়্। [উম্হা প্রাং<উষ্মা সং=রাগ]।

২=[রা]—বি. গায়ের লোম।। [রোমা <রোম সং]।

ওমা ওমা ধর্=[ম, পা]—বি. সামান্য জ্বর, কিঞ্চিৎ পরিমানে তাপ সঞ্চার।। [<উম<উম্হ প্রাং<উষ্মন্ সং+আ+জ্বর (মৃদু জ্বর অর্থে)]।

ওমাক্=[দি]—সর্ব. ওদেরকে।। ওমাক্ চিনিশ্ তুই? [ওমা+ক (বিভক্তি)]।

ওমাড়্=[রা]—বিণ. ফাঁকা।। কল্শের্ মুখটা অনেক্ ওমাড়্।

ওমার্=[দি, রং]—সর্ব. উহার, ওদের।। ওমার্ বাড়িত্ জা। [<উঁয়া<উহা+র (সম্বন্ধে)]।

ওমাশ্=[চা]—বি. নিঃশ্বাস।। এ্যাক্-কেরে ওমাশ্ ফালাইবার্ সময় পাই না।। [উশমা<উষ্ম সং=নিঃশ্বাস]।

ওমিন্দ্যা=[পা]—ক্রি. বিণ. ঐদিক্ দিয়া।। চো'র্ডা ওমিন্দ্যা পালায়্যা-গ্যাল্। [<অমন দিক দিয়া]।

ওমুরা=[চা, ম]—ক্রি. বিণ. ঐদিকে।। ওমুরা যাইস্ না। [<ও+মুড়া=প্রান্ত]।

ওমুহি=[বা]—ক্রি. বিণ. ঐদিক্।। ওমুহি যাইও না। [<ও+মুখি=মুখে (দিকে)]।

ওমোন্=[ব]—ক্রি. ফসল বপন করা।।

ওমোন্ পাওয়া=[খু]—ক্রি. অনুমান করা।। [<অনুমান পাওয়া]।

ওম্=[রং]—বি. পশম।। ওমের্ কাপড়ের্ খুব্ উশুম্। [<রোম]।

ওম্কা=ক্রি. বিণ. ঐ প্রকার, ঐরকম।। ওম্কা করিশ্ ক্যান্? [<অমন+কা]।

ওম্তা=[কুম]—বি. গরম।। ওম্তা-লাগ্তাসে। [ওম<উম্হ প্রাং<উষ্ম সং+তা প্র.]।

ওম্দে=[চট্ট]—ক্রি. বিণ. ঐদিক্ দিয়া।। ওম্দে ন যাইও বা, বাঘর্ ডর্। [<ওমন+দি=দিয়া]।

ওম্না=[চট্ট]—বি. স্ত্রী জননেন্দ্রিয়।।

ওম্নে=[ব, রা]—ক্রি. বিণ. ওদিকে।। ওম্নে জা (রা)। [<অমন+এ]।

ওম্মা=[চা]—অব্য. আশ্চর্যবোধক।। ওম্মা এত্ দুগ্গা বাত্ আনুজি কায়্নে? [<ওমা]।

ওম্মার্=[রং]—সর্ব. তাহাদের।। [দেখ ওমার্]।

ওম্মারেমা=[চট্ট]—অব্য. ও মাগো মা।। ওম্মারেমা, কত্তারা হাপ্! [<ও মারে মা]।

ওম্মুর্=[কুম]—বি. বয়স।। এ্যাত ওম্মুর্ ঐসে, ত গিয়ান্ (জ্ঞান) ঐল্না। [<'উমর্ عمر আং]।

ওম্মে=[বা]—ক্রি. বিণ. ওদিকে।। ওম্মে যাও কৈ? [দেখ ওম্নে]।

ওম্মোরা=[পা]—ক্রি. বিণ. ঐ দিকে।। ওম্মোরা যা। [<ঐ+মুড়া=প্রান্ত]।

ওম্রা=[রং, ম]—সর্ব. উহারা, তাহারা।। ওম্রা ব্যাবাক্ কবিয়া ফ্যালালে।

ওম্রায়্=[রং]—সর্ব. ওরাই।। ওম্রায় তো কোদাল্ খান্ দিয়া গেইচে। [দেখ ওম্রা+য়]।

ওম্লা খান্=[সি]—ক্রি. বিণ. এইরূপ।। ওম্লাখান্ আর্ কৈর না বা।

ওম্শানো=[বং]—ক্রি. খোঁজ করা।।

ওয়া=[ম, ক]—সর্ব. উহা।। ওয়া কি [<উহা]।

২=[রং]—বি. রোয়া, যে ধান্য রোপন করা হয়।। [<রোয়া]।

৩=[পা]—বি. কাঁঠালের কোষ।। [রোয়া=কোয়া (=কোষ)]।

৪=[চট্ট]—অব্য. ওহে, ও সাহেব।। ওয়া চৌ'দ্'রি শাব্ আইস্সেন্। [<ওহে]।

৫=[কুম]—বি. মাটি উঠাইবার পাত্র।। মাটি কাইটতে ওয়া লাগে।

৬=[বং]—বি. লোম, পশম।।

[<বোঁয়া]।

ওয়াইক্যা = [ম, কুম] — বিণ. লম্বা, ওয়াক পাখীর মত লম্বা যে ।। [<ওয়াক (=পাখী বিশেষ)+ইয়া প্র.]।

ওয়াইন্না=[চট্ট]—বিণ. সমান, এক রকম, অনুরূপ ।। ই পাঁওত্ চৌদ্দিরি্ ওয়াইন্না কয়্ যন্ আসে ? [<সমান +ইয়া প্র.]।

ওয়াইলা= [চট্ট]— বি. গবাদি পশুর ভুক্তাবশিষ্ট খড় খৈল ইত্যাদি ।।

ওয়াইল্ =[ম]— বি. নরকবিশেষ ।। তুই ওয়াইল্ দুযকে যাইবি। [রয়ল ويل আং]।

ওয়াক্ = [কুম] – ক্রি. বিণ. অবাক, আশ্চর্য ।। দ্যার্ বুরি পোলার্ কতা হুন্লে ওয়াক্ লাগে। [<অবাক]।

ওয়া চোয়া=[রং]—বি. শিশুর ক্রন্দন ।। ছাওয়াটা ওয়াচোয়া করে ক্যা। [ধ্বন্যা.]।

ওয়াযি=[চট্ট]—বিণ. সামাজিক ।। ওয়াযি মানুশ্ । [<সমাজী কিংবা রজীহ وجيه আং=সৌভাগ্যবান, সুন্দর]।

ওয়ায্ যান্ = [সো]— বিণ. নছিহত কারী, যে ওয়াজ করে ।। তাইন্ এ্যাক্যন্ বালা ওয়ায্যান্। [<ব'য وعظ আং+জানা]।

ওয়াতালপ্ =[রং]—বি. খোঁজ খবর ।।

ওয়াদানি=[রং]—বি. হাতের অলঙ্কার ।। বুড়ি ওয়াদানি দুড়া চুরি করিছে।

ওশান্‌না=[পা]—বি. গৃহপালিত পশুর সঙ্গমেচ্ছা ।।

ওয়াপে্ =[ম]— বি. বন বিড়াল ।। ওয়াপে মুরগি দৈরা নিসে।

ওয়া বাড়ি=[রং]—বি. রোয়া ক্ষেত ।। [<রোয়া বাড়ী]।

ওয়া ভোয়া=[রং]—বি. সীমা, সংখ্যা ।।

ওয়ায়্ = [কুম]— সর্ব. তিনি, সে ।। আইয়্ কয়্ দিন্ দৈরা ওয়ায়্ আইয়ে না। [<উহায়]।

ওয়ারা=[চট্ট]—বিণ. হিসাবের বহির্ভূত, অতিরিক্ত ।। বিশ্ আরি দান্ মাপি তিন্ শ্যায্ ওয়ারা পাইয়ে। [<বারা হিং]।

ওয়ারা দ্যাখানো=[চট্ট]—ক্রি. আকারে ইঙ্গিতে কথা বলা বা সতর্ক করা ।।

ওয়ারি = [কুম] — বি. বদনজর ।। ফহির্ ডায়্ ওয়ারি দিসে।

২ = [ঢা] — বি. তাঁতের কাপড়ের পানা ঠিক রাখার জন্য চিকন সুঁইযুক্ত লাঠি ।।

ওয়ার্ =[চট্ট]—বি. বেত্র ।। ওয়ার্ মারি ফারি ফ্যালাইয়ম্ ।

২=[ঢা, কুম]—বি. খুল, প্রস্থ ।। লুং গিডার্ ওয়ার্ কত ? [<ওয়ার <অবসর]।

৩=[রা]—বি. সেলাই ।। জালে ওয়ার্ দ্যাও।

৪=[ম]—বি. বালিশের আচ্ছাদন ।। আমার্ বাইলশের্ ওয়ার্ কালা ঐয়া গ্যাসে, দওন্ লাগ্‌ব। [<ওয়াড়]।

ওয়ার্ করা=[ঢা]—ক্রি. কাটিয়া খণ্ড খণ্ড করা ।। ডাহাইতে তারে ওয়ার্ কৈর‍্যা হালাইসে। [<রার হিং+করা]।

ওয়ার্ দ্যাহানো=[চট্ট]—ক্রি. তুলনা দেওয়া ।। হিতার্ লাগে আঁর্ ওয়ার্ দ্যাহাও ক্যা ?

ওয়ার্ লাগা=[খু]—ক্রি. ছোট শিশুর বাতাস লাগা ।।

ওয়ার্ হওয়া=[খু]—ক্রি. ধারালো অস্ত্রের আঘাতের মত কাটিয়া যাওয়া, অধিক কাটিয়া যাওয়া ।। [<রার হিং+হওয়া]।

ওয়ালা=[ম, কুম]—বিণ. যাহার বাড়ী ঘর নাই, অন্যের বাড়ীতে থাকে এমন ।। [<আরারাহ آواره ফা.]।

ওয়ালি = [ঢা] — বি. ওকালতী ।। [<ওকালী=ওকালতী]।

২=[রা]—বি. শীত কালে গরুর ঘরে বিছানো খড় ।।

৩=[ম]—বি. বড়শীর সুতার যে অংশ জলের নীচে থাকে ।।

ওয়ালে করা=[পা]—ক্রি. খাইতে না পারা, উচ্ছিষ্ট করা (গরুর বেলায় প্রযোজ্য) ।। গরু অনেক্ ঘাস্ ওয়ালে কর্‌সে।

ওয়াল্যা=[পা]—বিণ. গৃহপালিত জন্তুর এঁটো ।। ওয়াল্যা খ্যাড়্ গুলো বেঁদে দ্যাও।

ওয়াল্ চুয়াল্ = [রা] — বি. সাড়া শব্দ ।। রোগির্ কোন ওয়াল্‌চুয়াল্ নাই ক্যান্ ? [অনু.]।

ওয়াশে=[পা]—বি. আবর্জনা ।। এত ওয়াশে ক্যান্ ?

ওয়াশেতা=[কুম, নো]—বি. মধ্যস্থতা ।। [<বাসিতঃ واسطه আং]।

ওয়াশ্=[ম]—বি. খাবি ।। মাসে ওয়াশ্ করে। [<উয়াস<উচ্ছ্বাস <উৎশ্বাস সং]।

ওয়াহশি=[কুম] — বিণ. অসভ্য ।। [বহ্‌শী وحشی আং]।

ওয়াক্‌কা=[চট্ট]—ক্রি. বিণ. ঐদিকে ।। ওয়াক্‌কা যাও ক্যান্ ? [<এদিকে]।

ওয়্ ওয়্ = [সি] — অব্য. হাঁ হাঁ ।। ওয়্ ওয়্ টিগ্ কৈস্‌ইন্। [=হয় হয়=হাঁ হাঁ]।

ওর= [কুম] — ক্রি. বিণ. সন্নিকটে ।। ওর থাক্‌লেও মন্ পুরে। [ওর হিং= কিনারা, ধার]।

ওরং=[পা, ফ, খু]—বি. খেজুরের গুড় বানাইবার জন্য ব্যবহৃত নারিকেলের মালার হাতা বা চামচ বিশেষ ।।

ওরক্=[চট্ট]—বি. পুস্তকের পৃষ্ঠা ।। তিন ওরক্ উল্‌টাইয়া পড়্। [<বরক ورق আং]।

ওরন্=[ঢা, চট্ট, ব, রা]—বি. নারিকেল মালার তৈরী হাতা বা চামচ ।। ওরন্ দিয়া ডাইল্ নার (চা)। [<ওড়ন]।

ওরপ্ = [ম]— বি. পারিবারিক বা ব্যক্তিগত গোপনীয়তা, গুপ্তস্থান, লজ্জা ।। ওরপ্ হগল্ বেলা ডাইক্যা রাহন্ লাগে। [<ওরৎ <আওরত عورت আং]।

ওরম্=[কুম, কু]—বি. মুড়ি ।। ওরমের্ মোয়া বর মধা (কুম)। [<হুড়ুম]।

ওরম্বাই=[চট্ট]—বি. মতিভ্রম ।। হিতার্ ওরম্ বাই ঐযে। [ওড়্‌মা+ই ভাবার্থে]।

ওরল্=[ফ]— বি. নারিকেলের মালার তৈরী হাতা বা চামচ ।।
২=[চট্ট]—বি. গাছের কোটর ।। ওরলে পৈখর্ বাশা আসে। [<খোড়ল]।
৩=[ফ]—বি. অড়হর।। মাউবারা ওরলের্ ডাইল্ খান্। [<অড়হর]।
ওরল্‌ব্যারল্=[কুম]— ক্রি. বিণ. আড়ামোড়া, গা ভাঙ্গা।। [অনু.]।
ওরা=[পা]—অব্য. ঐরকম ।। দুনিয়ার্ হাল্ ওরাই।
২=[ম]—বিণ. উপার্জনক্ষম।। পোলাডা অহন্ ওরা ঐসে।
৩=[চট্ট]—বি. বাঁশের তৈরী ধান রাখার পাত্র ।। এক ওরাত্ দশ্ শ্যার্ ধান্ ধৈর্‌ব।
৪=[খু]—বি. বোনা ধান গাছের বীজ, আবোনা ধানের শীষের মতন হওয়ার অবস্থা ।।
৫=[ফ]—বি. ফোড়া ।। গতর ওরা ঐসে।
৬=[চা]—বি. এক শ্রেণীর বাঁশ।। ওর বাশের্ লগ্‌গি বালা।
৭=[ম]—বি. দাঁতের গোড়া ফোলা রোগ ।। তার্ দাত ওরা ঐসে।
ওরাক্যারা=[কুম]— বি. কাজের বিশৃংখলা ।। কামের্ শময় ওরাক্যারা খুবৈ খারাপ্ লাগে।
ওরাক্=[ম]—বিণ. সমস্ত ।। ওরাক্ গাঙেই চ'র্ পর্‌সে।
ওরাগার্=[কুম]—ক্রি. বিণ. সর্বদা ।। ওরাগারৈ এই দরে বেচি'।
ওরা গাস্=[খু]—বি. কেওড়া গাছ ।।
ওরাগ্=[ম]—বিণ সমস্ত, সম্পূর্ণ ।।
ওরাত্=[রং]—ক্রি. বিণ. ধারে (বিছানার)।। ওরাত্ শুইলি ক্যান্? [ওর হিং (=কিনারা, ধার)+তে=এ]।
ওরাদ্=[কুম]—বি. পরিমাণ।। নিযের্ বলের্ ওরাদ্ না বুইয্যা এই কামে আত্ দিও না। [বরাদ্দ]।
ওরাধান্=[খু]—বি. এক প্রকার ধান।।
ওরানো=[পা, রা]—ক্রি. ভাগ করিয়া দিতে পারা, নির্দিষ্ট সংখ্যার মধ্যে বন্টন শেষ করিতে পারা ।।
২=[রং]—ক্রি. লুকাইয়া থাকা ।। কোন্‌টে জে মানুশিটা ওরালু?
৩=[পা]—ক্রি. শেষ করা ।। দান্ কাইট্যা ওরাইস্ আইয়ু। [<ওর হিং+আন]।
৪=[রা]—ক্রি. কোন কিছু দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলা ।। মাইন্‌শের্ অত টাহা দেইখ্যা ওরাইস্ না।
৫=[চট্ট, সি]—ক্রি. বি. পায়ের তলে রাখিয়া মাড়ানো ।। তোঁয়ার্ দান্ ওরানো ন ঐয়ে (চট্ট)?
ওরান্=[রা]- বিণ. নষ্ট ।। ধান্ খ্যাতুটা ওরান্ কর্‌ল কার্ গরু? [<বীরান ویران ফা.]।
ওরাক্যারা=[কুম]- বি. কাজের ভিড় ।। চৈত্ মাশে খুব্ ওরাক্যারা লাগে।
ওরাবত্=[ফ]—বিণ. প্রকাণ্ড ।। ওরাবত্ শাপ্। [ঐরাবত (বৃহৎ অর্থে)]।
ওরাব্যারা=[কুম]—বি. জ্বালা যন্ত্রণা ।। চো'ক্ ওরাব্যারা কর্‌তাসে।
ওরামোরা করা=[পা]—ক্রি. কোন কিছু স্বীকার করিতে ইতস্ততঃ করা ।। [<আড়া মোড়া করা]।
ওরায়া যাওয়া=[পা]—ক্রি. শেষ হইয়া যাওয়া।। কাম্‌ডো ওরায়া গ্যাসে। [<ওর হিং (=শেষ) হইয়া যাওয়া]।
ওরালি=[রা]—বি. উচ্ছিষ্ট (গরুর)।।
ওরাল্=[রা]—বি. নদীর তীর ।।
ওরি=[ম, কুম]—বি. শিম তরকারী ।। [<উরি<ইউর<শিউর প্রা· বাং<শিম্বী সং]।
২=[কু, পা, ম]—সর্ব. উহার।। ওরি এক্‌টা কাল গরু সিল্। [উহার+ই]।
ওরিকাটি=[ফ]—বি. মাছ বিশেষ।। ওরিকাটি মাস্ বেশি নড়ে না।
ওরুস্=[খু]—বি. কোনও পীরের মৃত্যু দিন উপলক্ষে মহফিল ।। [<'উরস عرس আ:]।
ওরুফ্=[ফ]—বি. বর্ণ, শব্দ ।। এক্ ওরুফ্ দিয়া কতা বিবনে কৈ নাই। [<হরুফ حروف আ:]।
ওরে যাওয়া=[রং]— ক্রি. ফুরাইয়া যাওয়া ।। এবার্ হামার্ ভাত্ ওরে গেইছে। [দেখ ওরায়া যাওয়া]।
ওরেপারে=[চা]— ক্রি. বিণ. আপাদ মস্তক ।। নাওডা ওরে পারে মাইযা দ্যাও। [মূলার্থ এপারে ওপারে]।
ওরেফ্=[পা]— বিণ. কোনাকুনি, তেরছা ।। ওরেফ্ কাপ্‌রের্ মাত্তিয়া বানাও।
ওরেয়াত্=[ফ]— বিণ. পুরোপুরি ।। হে ওরেয়াত্ এই যমিটাই পাইবো।
ওরোক্ করা=[পা]—ক্রি. একধেয়ানে তাকানো, পলকহীননেত্রে চাওয়া ।। ডুশাইনা গরুর্ মতো ওরোক্ কর্যা চা'য়্যা রৈস ক্যা?
ওরোত্=[রং]—ক্রি. বিণ. আড়ালে ।। ওরোত্ গাল্ দিও না। [ওর+ত অধিকরণে]।
২=[রা]—বি. শেষ প্রান্ত ।। আগোত্ খায় আর্ ওরোত্ শোতে। [<ওর হিং (=শেষ)+ত কারকের বিভক্তি]।
ওরোত্‌গোরোত্=[রং]—ক্রি. বিণ. সঙ্কোচ।। কতা বুলতে এত ওরোত্-গোরোত্ কর ক্যান্? [অনু.]।
ওরোধ্=[ব]— বিণ. গোটা, ষোল আনা ।। ওরোধ্ দশ্ টাকার্ এক্‌টা নোট্ পাইসি।
ওরোলা=[চা]— বি. বড় কালো পিঁপড়া ।। ওরোলার্ কামুরে যবর্ বিশ্।
ওরোল্=[ফ]— বি. অড়হর ।। ওরোল্ খুব্ বালা ডাইল্। [<অড়হর]।
ওর্=[চা]—বি. পার্শ্ব ।। [ওর হিং=কিনারা]।
২=[কুম]—বি. গাভীর স্তন।। গাইওর্ ওর দুদ্ নাই।
ওর্‌কটি=[সি]—বি. লাঙ্গলের একটি উপকরণ।। ওর্‌কটি দিয়া নাংগলডা মযবুত্ করনা ক্যানে?
ওর্‌কা=[ফ]—বি. ঘর জামাই ।।
ওর্‌ঠৈ=[দি]— অব্য. তার কাছে ।। ওর্‌ঠৈ মোর্ কিছু পাওনা ছিল।

[<ওর+ঠাঁই=উহার ঠাঁই]।

ওর্ধায়্=[খু]—ক্রি. বিণ. অকারণে।। কামের্ লোক্ ওর্ধায়্ বণি থাকতি পারে না।

ওর্পার্=[ম]—বি. তাড়াহুড়া।। ওর্পার্ কৈরা কাম্ কর্লে বালা অয়্না।
২=[কুম]—ক্রি. বিণ. লণ্ডভণ্ড, তোলপাড়।। আত্তিএ পুকুরের্ পানি ওর্পার কৈরা দিসে।

ওর্ফুল্=[চট্ট]—বি. রক্তজবা ফুল।। ওর্ফুল বর লাল্। [<ওড় ফুল]।

ওর্মায়া=[কুম.]—বি. বর্বর।। ওর্মায়ার্ মত কাম্ কৈর না। [<ওরম্বা, ওড়ম্বা]।

ওর্রা বাশ্=[ফ]—বি. এক প্রকার বাঁশ।।

ওর্শ=[চট্ট]—বি. অর্শরোগ।। হিতার্ ওর্শ বিমার্ ঐ গেইয়ে। [<অর্শ]।

ওর্শা=[ফ]—বি. বারান্দা।। ওর্শাত্ ব। [দেখ ওর্সা]।

ওর্শা গর্=[ফ] — বি. রান্না ঘর।। [দেখ ওর্শা+ঘর]।

ওর্শারে=[নো] — ক্রি. বিণ. অনবরত।। হিতে ওর্শারে আঁরে ত্যাক্ত করে।

ওর্সা=[চ, কুম]—বি. ঘরের বারান্দা।। ওর্সাত্ ম্যায়্মানের্ বৈবার্ দ্যাও। [<উসারা হিং<উপশালা সং]।

ওর্হ=[খু]— অব্য. গরু তাড়ানোর সঙ্কেত।। ওর্হ বায়্ গরু।

ওলা = [ফ] — বিণ. অকর্মণ্য।। ওলা মানুশ্। [<আউল প্রাং<আকুল সং]।
২=[কু]—বিণ. অনির্মল। ওলা রংগের্ গুর্ বালা অয়্না।
৩=[চট্ট]—বিণ. ঠাণ্ডা।। হিতার্ গাও যারে ওলা ঐয়ে। [<ওলা হিং<উঅল প্রাং<উপল সং—তুষার; কিংবা ওল্ল প্রাং<আর্দ্র সং]।
৪ = [বা] — বিণ. অণ্ডকোষবিশিষ্ট, হোলা (বিড়াল কুকুর)।। ওলা বিলাই। [<হোলা]।
৫=[ম]—ক্রি. বিণ. ঐভাবে।। ওলা আচিও।
৬=[চা, চট্ট]—বি. বৃষ্টির সহিত পতিত শিলা।। [উঅল প্রাং<উপল সং]।
৭=[কুম]—বিণ. সেরা, শ্রেষ্ঠ।। ঐ বর ব্যাডাডা পানের্ ওলা। [<আওলা اولى আং]।
৮=[চট্ট]—বি. মিষ্টি বিশেষের নাম।। চাহার্ ওলা বর ভালা।

ওলাওলা=[পা]—বিণ. মোটাসোটা।। মোরগ্টা ব্যাশ্ ওলাওলা। [অনু.]।

ওলাক্খনে=[ফ]—বিণ. লক্ষ্মীছাড়া, অলক্ষুণে।। তোমার্ মত ওলাক্খনে লোক্ নাই। [<অলক্ষণে <অলক্ষণ সং+এ<ইয়া প্র.]।

ওলাক্খানা=[রা]—বিণ. ধ্বংসকারী।। [<অলক্ষনা<অলক্ষণ সং+আ]।

ওলাগুড়্=[খু]—বি. ঝোলাগুড়।।

ওলাডাবা=[খু]—বি. খেলা বিশেষ, গরুর গাড়ীর দুই প্রান্তের ভারসাম্য বজায় রাখিয়া ছেলেমেয়েদের এক প্রকার খেলা।। [<ওলা দাবা; গাড়ির পিছে ভারী হইলে ওলা এবং সামনে ভারী হইলে দাবা; দেখ ওলার্; দাবা√দাব্]।

ওলানি = [চট্ট] — বি. নিম্ন।। [দেখ ওলানো]।
২=[কুম]—বি. গরুর স্তন।। গাইডার্ ওলনিত্ দুধে বার্ ঐসে।

ওলানো=[চট্ট, কুম]—ক্রি. চুলা হইতে কোন পাতিল তোলা বা নামানো। সালনের্ পাইলাডা ওলাও। [<ওলান <ওআলন প্রাং<অবতারণ সং]।
২=[খু, বা]—ক্রি. অবতরণ করা।। নায়েত্তে ওলাও। [পূর্বে দেখ]।
৩=[ফ, কুম]—ক্রি. তাজা হওয়া।। বর পিয়াইয়্গুলা বিশ্টিতে ওলাইয়া উট্সে।
৪=[চট্ট]—ক্রি. পাকা।। গাসের্ গৈয়া গুলা ওলাইয়ে।
৫=[চট্ট]—ক্রি. ভিজিয়া নরম হইয়া ফুলিয়া উঠা।। রুটি পানি পড়ি ওলাই উইঠ্ঠে। [ওল্ল প্রাং<আর্দ্র সং (নাম ধাতু)+আনো প্র.]।

ওলান্=[পা চা]—বি. গাভীর দুধের বাঁট।। গাইয়ের্ ওলান্ডা বর্।
২=[সি]—বিণ. ওরকম।। ওলান্ কাম্ তুমার্ উচিত্ অৈতয়্নি?

ওলাম্ গোলাম্=[পা]—বি. অসভ্য, নীচ জাত।। এ্যামন্ খাসিঅতু ওলাম্ গোলামেরাই করে। [<ওলাম অনু:+গোলাম غلام আং]।

ওলাম্বায়্যা=[পা] — বি. অকর্মণ্য।। ওলাম্বায়্যা হয়্যা আর্ কয়্দিন্ খাবি? [<ওরম্বা]।

ওলারশ্=[খু]—বি. ঘোলা রস।।

ওলার্=[রং]— বিণ. গাড়ীর পিছন দিকে বেশি বোঝাই।। গাড়ি ওলার্ হচে। [দেখ ওলাডাবা; ওলার <ওলাড় হিং]।

ওলার্ বিশ্ খোলায়্ = [ম]—অব্য. আক্রোশে অন্যকে দোষারূপ।। তার্ লগে না পাইরা বুঝি অহন্ ওলার্ বিশ্ খোলার্ ডাল্তাস?

ওলাহ্ = [রা]— বি. পোড়া।। কাঁচা ছোলার্ ওলাহ্ খুব্ মজা।

ওলু=[কুম, চা]—বি. উই।। ওলু কাপর্ কাইট্যা নাশ্ কর্সে।

ওলুইশ্=[কুম, চা]—বি. তেলাপোকা।। [<উচ্চুশ<উদ্দংশ সং]।

ওলেবালে=[কম]— অব্য. কেহই না (তুচ্ছার্থে)।। তোমারে কার্ ওলে বালে বিগায়্?

ওল্যা=[চা]—বি. কালো বড় পিঁপড়ার মত পোকা বিশেষ।। মিঠাইর্ বৈদে ওল্যা বরা।

ওল্=[ফ]—বি. অণ্ডকোষ (ব্যঙ্গার্থে কিছুইনা)।। তুমি আমার্ ওল্ বাল। [<হোল]।
২=[চট্ট]—বি. বেতের ছাতা।। গরর্ কোনাত্ ওল্ হৈয়ে।
৩=[চট্ট]— বি. স্যাঁতসেতে স্থানে রক্ষিত বস্তুর উপর পতিত সোওলার আবরণ।। তরকারিত্ পাইলাত্ ওল্ পৈর্গে।
৪=[রং]—বি. এক প্রকার ছোট জাল।।

ওল্কম্=[সি]—বি. গলার ভিতর ॥ অণ্ডদ্ডা ওল্কমে ডুহাইয়া দ্যাও। [<হল্কুম حلقوم আঃ]।

ওল্কা=[চা]—বি. ঘরের দরজা লাগাইবার খিল ॥ ওল্কা লাগাইয়া হোও। [<হুড়কা]।

ওল্কাম্রি=[ফ]—বি. পাপড়ি, অণ্ডকোষের চর্মরোগ ॥ ওল্কাম্রি গোয়াইচ্যা ব্যারাম্। [<হোল+কামড়ি]।

ওল্ক্যাদ্রা=[কু]—বি. যাহার গায়ের চামড়া উঠিয়া গিয়াছে ॥

ওল্গা=[ফ]—বি. হোগলা, বড় চাটাই ॥ [<হোগলা ; বর্ণ বিপর্যয়]।

ওল্গানো=[চট্ট]—ক্রি. মুখ হইতে ফেলিয়া দেওয়া ॥ সাওযালে মুখাকি দদ্ ওল্গাই দিল্। [<ওগলানো]।

ওল্গোলান্নি=[ফ]—বি. গণ্ডগোলের সৃষ্টি ॥ [বরগলানী ورغلانی ফা.]।

ওল্ডিপুল্ডি=[ন, কুম]—ক্রি. বিণ. ওলট পালট ॥ প্যাডের্ বিশে কগি উল্ডি পুল্ডি খাইতাসে। [উলটা পাল্টা <অলট্ট পালট্ট প্রাং <অপর্যস্ত পর্যস্ত সং]।

ওল্তানি=[রা]—বি. ঘরের চাল হইতে পানি পড়িবার স্থান ॥ [<ওলতী+পানী হিং]।

ওল্তি=[কুম]—বি. যে স্থানে ঘরের ছাদের পানি পড়ে ॥ ওল্তিত্ খাড়ৈস্ না, বিষ্যা ক্ষাবি। [<ওলতী হিং]।

ওল্দান্=[চট্ট]—বি, থুথু ফেলিবার পাত্র ॥ [<ওগোলদান <উগাল হিং +দান دان ফা.]।

ওল্দি=[ব, বা]—বি. হলুদ ॥ তরকারিত্ ওল্দি বেশি পর্সে। [<হলদি]।

ওল্না=[পা]—বি. নিন্দা ॥ পরের্ ওল্না কর ক্যা? [<উলাহনা হিং <অবগর্হণ সং]।

ওল্না তুল্না=[কুম, চা] বি. খোঁটা বা তুলনা। পাচ্ ট্যাহা দিয়াই এত ওল্না তুল্না দ্যাও? [দেখ ওল্না +তুলনা]।

ওল্বা দ্যাওয়া=[ম]—ক্রি. অধিক খাদ্য এক সাথে গিলিয়া ফেলা ॥ ওল্বা দিয়া খাইয়া ফালাও তরাতরি।

ওল্মা=[ম]—বি. রোগাটে অবস্থা ॥ গরুডা দিন্ দিন্ ওল্মায় পর্তাসে।

ওল্লা=[ফ]—বি. এক প্রকার বড় পিঁপড়া ॥

ওল্হরি=[চট্ট]—বি. ধন, সম্পদ (ব্যঙ্গার্থে)॥ তোঁযার্ ওল্হরিত্ আঁর্ কি লাব্?

ওল্হরি তুল্হরি=[চট্ট]—বি. ধন, সম্পদ (ব্যঙ্গার্থে)॥

ওশা=[কুম]—বি. রাজ মিস্ত্রিদের ব্যবহৃত উপকরণ বিশেষ ॥

২=[ম]—বি. শিশির ॥ শিতের্ শকালে খুব্ ওশা পড়ে [<ওসা প্রাং <অবশ্যা সং ; তুং ওস্ হিং]।

ওশাওশা=[কুম]—বিণ. স্ফীত ॥ তর্ মুখ্ ওশাওশা মনে অয় ক্যা।

ওশাঘর্=[খু] বি. রান্না ঘর ॥ [দেখ ওর্শা গর্]।

ওশানো=[খু]—ক্রি. শুরু করা ॥ যে কায্ ওশাইসি শ্যাশ্ হলি বাঁচি।

২=[খু]—ক্রি. ঢেঁকিতে ধান ভানা ॥ [<উঅসিন প্রাং <উৎকাশন সং]।

ওশারা তোলা=[রা]—ক্রি. কোন কাজের শুরু করা ॥ তুইতো ওশারা তুল্লি।

ওশারানো=[রা]—ক্রি. ধান ইত্যাদি শুকাইতে ঢালিয়া দেওয়া ॥

ওশারে পোশারে=[রং]—ক্রি. বিণ. দৈর্ঘ্যে প্রস্থে ॥ জামাটা বেশ ওশারে পোশারে আছে। [<ওসারে+প্রসারে ; দেখ ওসার্]।

ওশার্=[দি]—বিণ. প্রশস্ত, চওড়া ॥ [<অবসার]।

ওশিগ্ পোশাক্=[খু]—বি. জামা-কাপড় ॥ ওশিগ্পোশাকে শব্ ট্যাকা খরচ্। [<ওশিগ অনুঃ+পোশাক]।

ওশ্যা=[ফ, বা]—বি. রান্না ঘর ॥ [দেখ ওশাঘর্]।

ওশুন্=[রং]—বি. রশুন ॥ [<রসুন]।

ওশোক্=[ম]—বি. এলাকা ॥ আপ্না ওশোকের্ মায়া ক্যাডায় শার্তো চা'য়্?

ওশোধ্=[য]—বি. ঔষধ ॥ ওশোধ্ খাবিনে। [<ঔষধ]।

ওশ্=[ম, চা]—বি, শিশির, ঠাণ্ডা হাওয়া ॥ শিতের্ রাইত্ ওশ্ শৈহ্য অয় না। [দেখ ওশা]।

ওশ্কা=[চট্ট]—বি. ফুলা ॥ রোগে পোয়াউয়ার্ মুখ ওশ্কা ঐয়ে। [<ফোস্কা]।

ওশ্কাটি=[দি]—বি. চুল্লীতে আগুন ঠেলিবার কাঠি ॥

ওশ্কাল্=[সি]—ক্রি. বিণ. অসময়ে ॥ হিতে এ্যাকেবারে ওশ্কালে আইসে। [<অ+সকাল]।

ওশ্টানো=[রং]—ক্রি. সঙ্গমেচ্ছা হওয়া ॥ বক্সিটা ওশ্টাল্ কবে?

ওশ্নাই=[চা]—বিণ. কিছু কম শুকনা ॥ ওশ্নাই দান্ বান্লে চা'ইল্ বাইংগা যায়্। [অ+শুকনা+ই প্র.]।

ওশ্নানো=[ফ]—ক্রি. আধাভাজা করা। মাছ্গুলি ওশ্নাইয়া রাখ্।

ওশ্মারা=[রং]—বি. অন্যের বাড়ী ॥ দাওটা ওশ্মারা থাক্যা আন্।

ওশ্মিশ্=[ব, রা]—বি. মিশ্রণ ॥ তেলে পানি ওশ্মিশ কৈর্যা মাথে দ্যাও। [<ওশ অনুঃ+মিশ্=মিশ্রণ]।

ওশ্শা=[বা]—বি. খাবার ঘর (রান্না-ঘর) ॥ [দেখ ওশ্যা]।

ওশ্শি=[বা]—বি. শিম ॥ ওশ্শির্ শ্যার্ কত?

ওসা=[চা, ফ]—বিণ. আগুনের তাপে শুকানো বা ভাজা ॥ ওসা দানের্ বাতে মযা কম্।

২=[কুম]—বি. বাঁশের অথবা কাপড়ের তৈরী মাছ ধরার ত্রিকোণাকার যন্ত্র বিশেষ।

৩=[চা]—বিণ. বাছা, সেরা ॥ বাবারেতুতন্ ওসা বিনিশ্ কিন্যা আইস্‌ন।

৪=[কুম]—বি. ধান ভানার মুষল বা দণ্ডের মাথার লোহার বেষ্টনী ॥ [দেখ ওঁচা]।

ওসা বাইত্তে যারি গান্—[ম] ধান ভানিতে শিবের গীত॥ ওসা বাইত্তে যারি গান্ গুইর না, আমি কৈ কি আর্ তুমি কও কি?

ওসাওসা=[ফ]—ক্রি. বিণ. তুচ্ছ তাচ্ছিল্য ॥ আমারে ওসাওসা বাব কাান্? [উচ্ছ+তুচ্ছ]।

ওসাওসি=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ ওসাওসি কৈরা কাম্ ডা কর।

ওসাগাইরা=[ম]—বিণ. কাণ্ডজ্ঞানহীন॥

ওসার্=[কুম]—বি. বহর॥ কাপর্ ডার্ ওসার্ কত? [<ওসার<অবসার=প্রসার]।

ওস্লন্=[কুম]—বি. বৃদ্ধি, বাড়॥ মির্ গি বাামোডা তার্ ওস্লন্ দিসে। [<উচ্ছলন]।

ওসোড়্=[খু]—বি. হোঁচট॥ এত ওসোড়্ খাস্ ক্যান্? [<আছাড়]।

ওসোহাত্=[খু]—বি. সামর্থ॥ আমার্ ওসোহাত্ নাই। [বস্'আত وسعت আঃ]।

ওস্=[ফ]—বি. উদ্ধার॥ ওস্ হার্ সেতো অহন্ আমার্ কামে আইব্যা ক্যা?

২=[চা]—অব্য. এখন॥ আমি ওস্ যাইতাম্ পার্ তাম্ না।

ওস্কা=[কুম]—ক্রি. বিণ. হঠাৎ॥ ওস্কা টান্ দিও না, দুক্খু পাইয়াম্। [উচকা হিং]।

ওস্_তা=[ব, ফ]—বি. যে খতনার কাজ করে, হাজ্জাম॥

ওস্_তাযি=[ম]—বি. দক্ষতা॥ এ কামে তার্ বেশ্ ওস্ তাযি আসে। [দেখ ওস্তায+ই]।

ওস্তায্=[ম]—বি. ওস্তাদ॥ তাইন্ আমার্ ওস্তায্। [<উস্তায اوستا আঃ অথবা <উস্তাদ استاد ফা.]।

ওস্_তারা=[চট্]—বি. ক্ষুর॥ ওস্তারা বর ধার্। [<উস্তুরা استرا অথবা উস্তুরহ استره ফা.]।

ওস্_থুরু=[চা]—বিণ. পূর্ণ যুবতী॥ [<স্ত্রী]।

ওস্_ফোর্=[ম]—বি. মীমাংসা॥ দুই দিন্ বাদে এই ডার্ এক্ টা ওস্ ফোর্ কর্ বাম্। [দেখ ওচ্ পার্]।

ওস্_লা=[কুম]—বি. পশলা॥ এক্ ওস্ লা ম্যাগ্ ঐসে। [<পশলা]।

ওহা=[চট্]—অব্য. হায় হায়, আবেগ-ব্যঞ্জক॥ ওহা! হিতে বুঝি আর্ ন আইব। [<ও হায়]।

২=[পা]—বি. হুক্কা॥ ওহাটা হাবায়্যা আন্। [<হুঁকা]।

৩=[পা]—বি. বোকা॥ ওহার্ মত কাম্ডা কর্ সাও।

ওহি=[কুম]—বি. মাথার চুল টানিয়া ফুটান॥ নাতিন্ লো আমার্ মাথাত্ কয্ ডা ওহি দে।

ওহে=[দি]—সর্ব. সে॥ ওহে কার্ ব্যাটা? [<ও=অতিরিক্ত শব্দ+হে<সে]।

ওহো=[কুম]—অব্য. না-সূচক॥ ওহো আমি খাইতাম্ না। [<উঁহু]।

ওহোনি=[ম, পা]—ক্রি. বিণ. ঐ স্থানে, ওখানে॥ বৈডাতো ওহোনি আসে। [<ওখানে]।

ওহোন্_তনে=[ফ]—ক্রি. বিণ. সেইখান হইতে॥ ওহোন্তনে কে আইল্? [ওহোন+তনে; ওহান<ওস্থান; তনে—থনে অপাদানের বিভক্তি]।

ঔ

ঔ=[সি]—অব্য. ঐ॥ ঔ যে দ্যাহা যায়্। [<ঐ]।

২=[পা]—অব্য. ওরে॥ ঔ দাওয়া, বোর্ পাবন্ ক্যা? [<ও=ওরে]।

ঔঁল=[চট্]—বি. আঙুল॥ 'উবু ঔঁলে ঘি ন উডে'। [<আঙুল]।

ঔগ্যা=[ফ]—[illegible] ॥ ঔগ্যা তোমার্ কি অয়্? [<[illegible]+গা=টা]।

২=[কুম, নো]—বিণ. একটা॥ আমারে ঔগ্যা [illegible] দে, খাই। [<এক+উয়া অথবা এক্+গা (=টা অর্থে)]।

ঔগ্যা ক্যাম্_ব্রা=[কুম, নো]—বি. বড় কাঁকড়া॥ চ'রে বর বর ঔগ্যা ক্যামরা পাওয়া যায়্। [<ঔগ্যা+কাঁকড়া]।

ঔগ্_গুয়া=[চট্]—বিণ. একটা॥ ঔগ্গুয়া ট্যাহাঁ দ্যাও [<এক্=এক+উয়া প্র.]।

ঔগ্_লা=[কুম]—বিণ. একটা॥ ঔগ্লা ট্যাহা দে। [<এক+লা=টা]॥

ঔঝ'াপ্=[চট্]—বি. আবর্জনা, জঞ্জাল॥ ঘরত্ ঔঝ'াপ্ ভরা। [দেখ আউযাপ্]।

ঔট্_টে=[কুম, নো]—বি. হরিতকী॥ ঔট্টে খাইতে খুব্ মজা। [<হরটই<হরতই<হরতকী]।

ঔঠে=[বা]—অব্য. ঐখানে॥ ঔঠে জাবি ক্যানে? [<ঐ+ঠাঁই]।

ঔডা=[চট্]—অব্য. ও বেটা, হে, ওহে (তুচ্ছার্থে)॥ 'ওডা ডাইলে ঘোড়া খায়্'। [<ঐ+বেটা]।

ঔতাত্=[কুম]—বি. এতদঞ্চলে॥ ঔতাত্ দাম্ খুব্ বালা হয়্। [=ইহাতে]।

ঔতানি কতা=[সি]—অব্য. ইহা নাকি কথা॥ আমার্ ট্যাহা দিবা না, ঔতানি কতা? [<এই+তানি(=টুকু)]।

ঔত্=[সি]—ক্রি. বিণ. এইখানে॥ আমি ঔত্ আসি। [<ঐ+তে<ঐ স্থানে]।

ঔত্_তা পৌত্_তা=[চা]—বিণ. বাজে, অতিরিক্ত, অকেজো॥ দাওয়াত কাজের

মানু এ্যাকটাও আছে নাই, খালি ঔত্‌তো পৌত্‌তা আইসে। [অনু.]।

ঔত্‌তো=[সি]—অব্য. এই যে ॥ ঔত্‌তো হিতে বারিত্ আইসে। [<এইতো]।

ঔদ্‌দা=[সি]—বি. অনুগ্রহ, অহঙ্কার, উপকারের কথা ॥ এ্যাত ঔদদা দাখাও কিতা ? [<উদ্ধতা ; তুঃ হুদ্দা (চট্ট)]।

২=[বা বু সি]—বি সীমানা, জমির আইল ঠিক রাখিবার তৃণ বিশেষ ॥ [<হন্দ ৯৯ আং]।

ঔনিয়া=[বা]—বিণ. যাহা হইবার ॥ যা ঔনিয়া তা নিয়া এ্যাত ভাব্‌ভাবি লাগ্‌বো না। [<হওনীয়]।

ঔন্নু=[সি]—অব্য. এই যে ॥ ঔনু নাওখান্ দ্যাহা যায়্। [ঐ+যেন]।

ঔন্=[চট্ট]—বি. আগুন ॥ [<আগুন <আগুনি<অগ্‌নি প্রাঃ<অগ্নি সং]।

ঔন্‌গা=[চট্ট]—অব্য এখনই ॥ ঔন্‌গা অাঁই ন খাইয়ম্। [ঔন্<এখন+গা <কা, তুঃ আজিকা, কালিকা]।

ঔম্যা=[কুম]—অব্য. বিস্ময়সূচক ॥ ঔম্যা, তোমার্ আবার্ কি ঐল্ ? [<ওমা]।

ঔরপি=[কুম]—বি. ছল চাতুরী ॥ ঔরপি করনের্ যাগা পাওনা বুঝি।

ঔরাদারা=[কম]—বি মৌখিক বা কৃত্রিম সমবেদনা ॥ নে নে, আর্ ঔরাদারা দ্যাহাইস্ না।

ঔর্=[চট্ট]—বি. আড়াল ॥ ঔরে গিয়াই চ'। [<আড় কিংবা অপর]।

২=[চট্ট]—বি. উপর ॥ ঔরে যাই ইডা শারে ক্যাডা ? [<ওপর<উপর]।

ঔলাকান্=[সি]—ক্রি. বিণ এইভাবে ॥ ঔলাকান্ কয়া কতা হে আমারে কৈল্।

ঔলানো=[চট্ট]—ক্রি. পথরোধ করা, বাধা দেওয়া ॥ ফির্ বার্ পথত্ হিতারে ঔলিস্। [<আগলানো]।

ঔল্=[চট্ট]—বিণ. আকুল ॥ পোয়ারে দ্যাহনের্ লাই ঔল্ হৈয়্যে। [<আউল <আকুল সং]।

ঔল্‌কুল্=[কুম]—বি. আশ্রয়, উপায় ॥ আর ঔল্‌কুল্ দেখি না। [ঔল্<উর =এপার+কূল=ওপার]।

ঔল্‌খৌল্ = [চট্ট]— বিণ. এলোমেলো ॥ থিনিশ্ পত্তর্ ঔল্‌খৌল্ গরি ফ্যালাইয়ে। [আউল্ খাউল্ ; আউল্=এলোমেলো, খাউল্ অনুঃ, তুঃ আউলখাউল]।

ঔল্‌খারা=[কুম]—বিণ. সর্বকনিষ্ঠ ॥ এইডা তার্ ঔল্‌খারা পোলা। [<হোল =অণ্ডকোষ+ঝাড়া = উজাড় করা ; ঝাড়িয়া ফেলা]।

ঔল্‌ফাল্=[কুম]—বি. রাগের মাথায় হাত পা নাড়া ॥ অত ঔল্‌ফাল্ করস্ ক্যারে ? [ঔল্ অনুঃ+ফাল= লাফ]।

ঔশুদ্ = [কুম, চা] — বি. ঔষধ ॥ প্যাডের্ ব্যারামের্ ঔশুদ্ খাও। [<ঔষধ]।

ঔসালো=[চট্ট]— ক্রি. বাধা দেওয়া ॥ ফির্ বার্ পথত্ হিতারে ঔসিস্। [দেখ ঔলানো]।

ঈ

ঈ=[চা]—বিণ. এই ॥ ই কতা কৈস্ না। [<এই]।

২=[কুম]—অব্য. অবজ্ঞাসূচক ধ্বনি, কী ॥ ই, কিতা কৈলা ? [<ই:]।

ঈঅত্=[চট্ট]—ক্রি. বিণ. এইখানে ॥ [<এইখান+ত (সপ্তমীর বিভক্তি)]।

ঈআদ্রা=[সি]—ক্রি. বিণ. ইদানিং ॥ ইআদ্রা আমি যাইতাম্ নায় ॥ [<এই আজিকার]।

ঈআন্=[চট্ট]—বিণ. এইটি ॥ [<এইখান]।

ঈও=[সি]—সর্ব. ইয়ে—সাধারণতঃ কোন কিছুর নাম মনে না থাকিলে বলা হয় ॥ [<ইহা]।

ঈওনু=[চট্ট]—ক্রি. বিণ.<এখনই ॥

ঈওল্=[বা]—বি. হিমেল বাতাস ॥ [<হীওল<শীঅল<শীতল]।

২=[কুম]—বি. পশুর সঙ্গমেচ্ছা ॥ গরুডা ঈওল্ গ্যাসে।

ঈং=[কুম]—বি. হিং ॥ এক তোলা ইং আইনুন। [<হিং<হিঙ্গু সং]।

ঈংকরা=[খু]—ক্রি. এইরূপ করা, কোন ভঙ্গিমা নকল করা ॥ [<এই করা]।

ঈংকা=[রা]—ক্রি. বিণ. এই রকম ॥ তুই জে ইংকা কর্বু.তা মুই জানো। [<এই+কা প্র,]

ঈংকার্—[কুম,চা]—বি. ঘৃণা ॥ কেঐরে ইংকার কৈর না। [<ইন্কার ,ﻜﺎ আং (=অস্বীকার)]।

২=[পা]—বি. অহঙ্কার, গর্ব ॥ গরিবের্ ইংকার্ নাই। [<অহঙ্কার]।

ঈংকিত্ করা=[চা]—ক্রি. ঘৃণা করা ॥ গরিবেরে ইংকিত্ কৈর না। [<ইঙ্গিত করা]।

ঈংকুরা=[বা]—বিণ. হিংসুটে ॥ হিংকুরা বাই। [দেখ ইংকার্]।

ঈংকুরাপনা=[বা]—বি. ঈর্ষ্যাপরায়ণতা ॥ ইংকুরাপনা করা কি তোমার্ শোবা পায়। [দেখ ইংকুরা+পনা প্র.]।

ঈংগাইংগা করা=[খু]—ক্রি. তোষামোদ করা ॥ ওকে ইংগাইংগা কর্সো ক্যারে। [<আজ্ঞা আজ্ঞা করা]।

ঈংগানো=[কা]—ক্রি. গুতা দেওয়া, শিং দিয়া আঘাত করা ॥ শার্টা বর ইংগায়। [<শিংগান, শিং<শৃঙ্গ; নামধাতু]।

২=[য]—ক্রি. বিদ্ধ হওয়া ॥ খালি পায়ে হাঁট্তে কাঁটা ইংগে গ্যান্। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

ঈংগাল্=[বা]—বি. পান ইত্যাদিতে যুক্ত পোকার বাসা ॥ পানে ইংগাল্ দ্যাহা যায়।

ইংগি=[রং]—বি. জামা ॥ [অঙ্গরক্ষক শব্দের স. রূ.]।

ইংগ্যাত্=[ফ]—বি. অবজ্ঞা ॥ কেঐরে ইংগ্যাত্ কৈর না। [দেখ ইংকিত্ করা]।

ঈংটানো=[চা]—ক্রি. ক্ষতিকরা ॥ ওকি তোমারে ইংটাইসে ? [ইংটা <ইষ্টঅ <ইষ্টক+আনো প্র.; নামধাতু]।

ঈংরিশন্, ঈংরেশন্, ঈংলিশন্=[কুম, পা]—বি. ইন্জেক্শন ॥ আমি ইংরিশন্ দিতাম্ না। [<ইন্জেক্শন injection ইং]।

ঈংশা=[কুম, চা, সি]—বি. হিংসা ॥ [<হিংসা]।

ঈঁকিড়া=[রা]—বি. নলখাগড়া ॥ [<উখ্খড়া<উলুখড়; অক্রা হিং]।

ঈঁক্কা=[চট্ট]—বি. এদিকে ॥ ইঁক্কা আইও বাই। [এই মুখিয়া<এই মুখ+ইয়া প্র.]।

ঈঁক্ড়া=[রা]—বি. খড় ॥ [দেখ ইঁকিড়া]।

ঈঁক্রা=[রা]—বিণ. হিংসুক ॥ [দেখ ইংকুরা]।

ঈঁচ'র্=[ব]—বিণ. দুষ্ট প্রকৃতির, নাছোড়বান্দা ॥ [<ইতর]।

ঈঁচ'া=[পা]—বি. চিংড়ি মাছ ॥ [দেখ ইচিং, ইচিলা, ইচ্লা]।

ঈঁটা=[পা]—বি. মাছ বিশেষ ॥ ইঁটা মাসের কাঁটা বড়।

ঈঁয়ান্=[নো, চট্ট]—সর্ব এইটি, ইহা ॥ [<এই+খান]।

ঈকরিয়া=[ম]—বি. হাঁড়ি পাতিলের ভাঙ্গা টুকরা ভর্তি জমি ॥ ইকরিয়া যমিত্ ফশল্ অয় না। [দেখ ইকর্+ইয়া প্র.]।

২=[সি]—বি. ক্ষুদ্র পাখি বিশেষ ॥

ঈকর্=[ম,সি]—বি. নল খাগড়া জাতীয় তৃণ, এক রকম ছোট গাছ ॥ ইকরের্ কলম্ বালা অয়। [দেখ ইঁকিড়া]।

২=[কুম]—বি. বাঁশের ছোট টুকরা ॥ তার্ পাওত ইকরের্ খোচ'া লাগ্সে।

ঈকর্ বিকর্=[ব]—ক্রি. বিণ. ইতস্ততঃ ॥ [অনু.]।

ঈকা=[সি]—বি. বুকের পার্শ্ব ॥

২=[সি]—বি. গরুর পিছনের দুই পায়ের সন্ধিস্থল ॥ গরুর ইকা বায় পার্ মারি ধর্সায় নি ?

ঈকান্ হিকান্=[সি]—বি. সর্বস্থান, এইস্থান ও সেইস্থান ॥ আমার লাগ্যা ইকান্ হিকান্ শমান। [<এখান সেখান]।

ঈকারি=[ম]—বি. পানদান ॥ ইকারিত্ পান্ নাই।

ঈকিরিমিকিরি কথা=[ম]—বি. দুর্বোধ্য কথা ॥ শাহেব্গো ইকিরিমিকিরি কথা বুঝি না। [অনু.]।

ঈক্=[কু,পা]—সর্ব. ইহাকে ॥ [<ইহাক <ইহাকে]।

ইক্কা=[কুম]—বি. কাশিতে কাশিতে শ্বাস বন্ধ হওয়ার ভাব ॥ [<হিক্কা]।
২=[বা]—ক্রি. বিণ. কোন জিনিসের জন্য বারবার (বলা) ॥

ইক্কানি=[চট্ট]—বিণ. অতিক্ষুদ্র, সামান্য ॥ [<একখানি]।

ইক্কিনি=[চট্ট]—বিণ. ছোট ॥ ইক্কিনি ইক্কিনি ইগা মাস্ ন আনিশ্। [<একখানি, একটুখানি]।

ইক্খন্=[ঢা]—ক্রি. বিণ. এই মুহূর্তে ॥ ইক্খনই আমি যামু। [<এইক্ষণ]।

ইক্চি'বিক্চি'=[কু]—বিণ. এলোমেলো, নকশাদার। বৌটিতে অনেক্ ইক্চি'বিক্চি' সব্বি আসে। [অনু.]।

ইক্টা=[রা]—সর্ব. এইটা ॥ ইক্টা কার্? [<এইটা]।

ইক্ড়েবিক্ড়ে=[খু]—বিণ. আঁকাবাঁকা ॥ ইক্ড়েবিক্ড়ে ল্যাখা। [<অঙ্কটবঙ্কট]।

ইক্তারি = [কুম, ঢা] — বি. ইচ্ছা, কর্তৃত্ব ॥ নিয়ে ইক্তারিতে কাম্ কর। [<ইখ্‌তিয়ার اختیار আং+ই প্র.]।

ইক্না = [ব] — সর্ব. ইনি ॥ ইক্না কে? [<এই+কনা প্র.]।

ইক্পির্=[সি]—বি. সাধু সন্ন্যাসী ॥

ইক্রা=[ব]—বিণ. সক্ষম, উপযোগী, যোগ্য ॥ সে এ কামের্ ইক্রা না।

ইক্রানো =[রা]— ক্রি দৌরাত্ম্য বা অত্যাচার করা ॥ তুই ইক্রাবা লাগ্‌লু ক্যান্?

ইক্রি=[ফ, রা]—বি. সাদা রঙের ইক্ষু বিশেষ ॥ [<ইক্ষু+রি প্র.]।

ইক্শা=[ব]—বি. রিক্সা ॥ ইক্শায় চৈ'ড়া [<রিকশ rickshaw ইং; আসলে জাপানী শব্দ]।

ইখান=[কুম]—ক্রি. বিণ. এইখানে ॥ ইখান কেউ নাই [<এইখানে]।

ইখান্=[কুম]—সর্ব. ইহা ॥ ইখান্ তোমার্ চু'রি। [<এইখান]।

ইগা=[কুম, নো]—সর্ব. এইটা ॥ ইগাকার্ গরু? [<এই+গা]।

ইগানা=[ব]—বি. আত্মীয় ॥ যেখানে নাই ইগানা, সেখানে বাশ্ করো না। [<یگانه এগানহ্ ফা.]।

ইগার্=[ফ]— সর্ব. ইহাদের ॥ ইগার্ মা বাপ্ নাই। [<ইহা+গার সম্বন্ধের বহুবচনের বিভক্তি]।

ইগিন্=[চট্ট]—সর্ব. এইগুলি ॥ ইগিন্ দি আর্ কি গৈব? [=এইগুলিন]।

ইগু=[সি]—সর্ব. এইটা ॥ ইগু আমার্ কলম্। [এই+গো]।

ইগুত্তা=[সি]—সর্ব. ইহা ॥ ইগুত্তা দিয়া কি কর্‌বায়? [<এই + গুত্তা= গোটা]।

ইগুলা=[চট্ট]—সর্ব. এইগুলি ॥ ইগুলা কি? [<এইগুলা]।

ইগ্যা=[নো]—বিণ. একটা ॥ ইগ্যা ঔষধ দ্যান্ বাবা। [<এক+গা]।

ইগ্গা=[চট্ট]—বিণ. একটা ॥ আঁরে ইগ্গা ট্যায়া দ্যাও। [এক+গা]।

ইগ্গিসা=[ঢা]—বিণ. একটু, অল্প ॥ ইগ্গিসা খাবার্ দ্যাও। [এক+গাছা; তুং সা ছি]।

ইচ'া=[সি]—ক্রি. গ্রহণ করা ॥ ইচ'্যা দ্যাখ্ কোন্‌ডা বালা। [<উঞ্ছ]।

ইচ'ইচ'া লাগা—[নো]—ক্রি. বিরূপ অনুভূত হওয়া ॥ [অনু.]।

ইচ'দল্=[ম]—বি. জলজ ঘাস বিশেষ ॥

ইচ'ার বিচ'ার=[ঢা, নো]—বি. ভালমন্দ বিচার বোধ ॥ হেইতার্ কোন ইচ'ার্ বিচ'ার্ নাই। [ইচ'ার অনু.; বিচার]।

ইচ'ালি=[ঢা, বা]—বি. যত্ন ॥ শাদির্ ইচ'ালি খ্যাদ্‌মত্ কৈরো।

ইচি'=[চট্ট]—বি. চিংড়ি মাছ ॥ [দেখ ইচিলা, ইচ্‌লা]।

ইচি'চি' = [বা] — অব্য. ছিঃ ছিঃ ॥ ইচি'চি', বেডির্ শরম্ নাই। [<ইঃ ছিঃ ছিঃ]।

ইচি'বিয়া=[সি]— বি. স্বয়ম্বর প্রথার বিবাহ ॥ বেডিডা ইচি'বিয়া বৈসে। [<ইচি'য়া<ইচ্ছাইঅ প্রাঃ<ইচ্ছাকৃত সং; বিয়া<বিবাহ; দেখ ইসিয়াবর্]।

ইচিলা=[দি]—বি. চিংড়িমাছ ॥ [দেখ ইচি']।

ইচৈ'ন্=[চট্ট]—বি. জল সেচনের পাত্র বিশেষ ॥ ইচৈ'ন দি মরিতে পানি দাও। [<হেচনী<সেচনী]।

ইচ্'=[ফ]—অব্য. ইশ্ ॥ ইচ্' মার্ দেহি? [ইস্]।
২=[বা]—অব্য. না ॥ ইচ্', আমি কৈ নাই। [<ইস্]।

ইচ্'ড়ানো=[কু]—ক্রি. আঁচড় দেওয়া ॥ [<আঁচড়ানো]।

ইচ্'রানো=[সি]—ক্রি. পাট কাঠি হইতে পাট ছাড়ানো ॥ [দেখ ইচ্‌ড়ানো; অর্থ প্র.]।

ইচ্‌লা=[রং]—বি. চিংড়িমাছ ॥ 'খোড়্ উড়্‌মুবর্ ইচ্‌লা মাছে, খাইলে মুখের অরুচি ঘুচে' (কবিকঙ্কণ) ॥ [দেখ ইচিলা]।
২=[খু]—বি. বৃষ্টির ঝাপটা ॥ ইচ্'লা আশে দর্‌যা বন্দ কর।

ইছাওত্=[রা]—ক্রি. বিণ. এদিকে ॥ ইছাওত্ টুড়ে পাম্ না।

ইজশ্‌শরি=[রা]—বি. রেজেষ্ট্রি ॥ মরার্ আগে ইজশ্‌শরি কৈরা দ্যাও। [< রেজেষ্ট্রি registry ইং]।

ইজোফা=[রা]—বি. উপরি ॥ ইজোফা বাইখে বিক্‌রি কর্। [ইযাফঃ اضافه আং]।

ইযড়্ = [নো]— বি. ক্লীব (গালি অর্থে) ॥ [< হিজড়া হিং]।

ইযর্=[পা]— বি. ঘরের সম্মুখে বসিবার স্থান, মাচা ॥

ইযল্=[ঢা, চট্ট]— বি. হিজল ॥ ইযল্ ফুলের্ মালা গাথ। [<হিজল]।

ইজল্‌গোডা=[ঢা কুম]—বি. হিজল গাছের গোটা ॥ ইযল্ গোডা মাইনুশের্ কামে লাগে। [< হিজল গোটা]।

ইযলের্ ঘরিমরি= [সি] — বি. হিজল গাছের ছাল বাকল ॥

ইযাত্তা=[কুম]— বিণ. এইরূপ ॥ ইযাত্তা কতা আর্ হুনি নাই। [< এই জাতীয়]।

ইযাত্=[বা, সি]—বিণ. এইরূপ ॥ ইযাত্ মানুশ্ আর্ দেহি না। [<এই

ঘাত=ক্ষতি]।

ইবাপা=[ম, চা]—বি. বেশী, বাড়তি॥ [দেখ ইজোফা]।

ইযারি=[চা]—বি. কাঠের চামচ॥ ইযারি দিয়া বাত্ উডাও। [দেখ ইযেইর্, ইযের্, ইযুলা]।

ইযার্=[চট্ট]—বি, চার পকেটওয়ালা শার্ট॥

২=[কু, পা, কুম]—বি. এজাহার॥ থানায় ইযার্ দ্যাও। [ইযহার اظہار আং]।

ইযার্ বন্দোর্ গিরো=[গি]—বি. দূরের সম্পর্ক॥ 'তিন্ না তেরো, ইযার্-বন্দোর্ গিরো' (প্রবাদ)। [আভিধানিক অর্থ ইযারবন্দের গ্রন্থি; গেরো <গিরহ্ گرہ ফা.]।

ইযিবিধি=[কুম]—বিণ. আঁকাবাঁকা॥ ইবিবিধি ল্যাখা। [হিজিবিজি]।

ইযির্ বিযির্=[ব]— বি. গোলমাল॥ কি ইযির্ বিযির্ শুরু করস্? [অনু.]।

ইযিশন্=[ম]—বি. ইনজেকশন॥ কলেরার্ ইযিশন্ দ্যাও। [ইন্জেক্শন Injection ইং]।

ইযুলি=[চা]—বি. সামান্য লাল ও চিকন আমন ধান বিশেষ॥

ইযুল্দাগা=[ক]—বিণ. অত্যধিক মার খাওয়া॥ [হিজল+দাগা<দাগ=চিহ্ন; মূল অর্থ হিজলের ছড়ির আঘাতে যাহার শরীরে দাগ হইয়াছে]।

ইযেইর্=[ফ]— বি. কাঠের চামচ বিশেষ॥ ইযেইর্ডা নও, তর্কারিডা নাড়ি।

ইযের্=[ম]—বি. লবণ উঠাইবার কাঠের ছোট চামচ॥ [দেখ ইযেইর্]।

ইয্ খা=[নো]—বিণ. একটা॥ ইয্খা গরু দিয়া কি আল্ চ'লে? [<এক+খা=খা]।

২=[ম]—সর্ব. এইটি॥ ইয্খা কে, আমি যানি না।

ইয্লা=[ম]—বি. তরকারী নাড়ার কাঠের চামচ॥

ইয্লাবিয্লা=[গি]—বি. নিকৃষ্ট বস্তু॥ [অনু.]।

ইয্লি=[ক]—বি. এক প্রকার আমন ধান॥

ইটা=[সি]—বি. ঢিল॥ ইটা মার্ল কে রে? [<ইট্টঅ প্রাং<ইষ্টক সং]।

২=[সি, দি]—সর্ব. এইটা॥ ইটা কিরে? [<এটা]।

ইটাইটি=[রা]—বি. ঢিল ছোড়াছুড়ি॥ [ইট+আ, ইট+ই; ব্যতিহারার্থে]।

ইটাংগি=[ম]—বি. ঢিল বা গোলাকার বস্তু নিক্ষেপ॥ [ইটান (নাম ধাতু)+গি প্র.<কি]।

ইটা ধরা=[ম]—ক্রি. ইটের গাথুনি শুরু করা॥ [ইটা+ধরা]।

ইটানি=[ব, রা]—ক্রি.বিণ. এইদিকে॥ ইটানি ফশল্ ভাল হছে (রা)।

২=[রা]—বিণ. দুষ্ট॥ ছোড়াটা খুব্ ইটানি। [ইটান (ইট ছোড়া)+ই প্র.; আভিধানিক অর্থে যে ইট ছোড়ে]।

ইটাপাট্জি=[রা]—বি. আমন ধান বিশেষ॥

ইটাবারি=[চা, কুম]—বি. ঢেলা ভাঙ্গিবার কাঠের মুগুর বিশেষ॥ ইটাবারি দিয়া চ'াহা বাংগ। [<ইটা=ঢেলা+বাড়ি=আঘাত]।

ইটামংগোর্=[পা]—বি. জমির বড় বড় ঢেলা ভাঙ্গিবার মুগুর॥ [দেখ ইটা; মঙ্গর<মুগ্গর প্রাং<মুদ্গর সং]।

ইটামাছ্=[রং]—বি. রিটা মাছ॥ [ইটা<রিটা]।

ইটামাটি=[ম]— বি. এটেল মাটি॥ [ইটা=ইটের ন্যায় শক্ত+মাটি]।

ইটামুগুর্=[পা]—বি. মাটির ঢেলা ভাঙ্গিবার মুগুর বিশেষ॥ [দেখ ইটা মংগোর]।

ইটু=[ক]—বিণ. অল্প একটু॥ ইটু দুদ্ খাও। [একটু]।

ইটেল্=[ব, খু]—বি. মাটির বড় খণ্ড, ঢেলা॥ [ইট+এল প্র.]।

ইট্যা=[পা]— বি. মাটির ঢেলা॥ [<ইটিয়া=ইট+ইয়া (স্বার্থে) প্র.।]

ইট্যাল্=[ফ]—বি. ঢিল॥ [<ইট+ইয়াল প্র.; দেখ ইডাল্]।

ইট্কল্=[চা]—বি. ইট॥ ব্যাডাডা ইট্কল্ খাংগার কাম্ কৈরা খায়। [ইট+কল; পাটকেল শব্দের সাদৃশ্যে]।

ইট্কুন্টি=[ফ]—বিণ. ছোট॥ ইট্-কুন্টি মাইয়া। [<একটুকুন্টি]।

ইট্টকুন্টি=[পা]—বিণ. অল্প, একটু॥ 'ইট্টকুন্টি পানি, ক্যা গো কি যানি' (গ্রাম্য ছড়া)। [দেখ ইট্কুন্টি]।

ইট্টিনি=[খু]—বি. টিপ্পনী॥ তুমি পিসন্ সে ইট্টিনি কাটো ক্যানে? [<টিপ্পনী; স্থিতিবিপর্যয়]।

ইট্টুহানি=[কুম, চা]—বিণ. একটু-খানি॥ ইট্টুহানি পোলার্ এ্যাতবর কতা? [<একটুখানি]।

ইঠা=[সি]—সর্ব. ইহা, এইটা॥ ইঠা কার্ গরুরে? [<এইটা]।

ইঠে=[দি]—ক্রি. বিণ. এইখানে॥ ইঠে থায় বাহে। [<এই+ঠাঁই]।

ইডা=[কুম]—সর্ব. ইহা, এইটা॥ ইডা দা কি কায্। [<এইটা]।

২=[চা, কুম]—বি. উনুনের ঝিঁক॥ পাহালের্ (=চুল্লীর) ইডা বাইংগা গ্যাসে। [<ইটা=ইট]।

৩=[চা, ম]—বি. ঢিল॥ বরৈ গাস্টাত্ ইডা দেয় ক্যাডায়? [<ইটা=ইট]।

৪=[য, খু]—সর্ব. সে (কাহারও নাম মনে না থাকিলে ব্যবহৃত হয়)॥ ইডা কৈ গ্যাসে রে? [<এইটা]।

ইডানো=[চা,]—ক্রি. ঢিল নিক্ষেপ করা॥ বরৈ গাস্ডাত্ ইডায় কে রে? [<ইটানো; নামধাতু]।

ইডাবারি=[চা, ম]—বি. মাটির ঢেলা ভাঙ্গিবার মুগুর॥ ইডাবারি দিয়া খ্যাতের্ চা'হা বাংগে। [দেখ ইটাবারি]।

ইডামুংগৈর্=[চা]—বি. ঢেলা ভাঙ্গিবার মুগুর॥ [দেখ ইটা মংগোর্]।

ইডাল্=[বা, খু]—বি. ঢিল॥ ইডাল্ মারিস্ না। [দেখ ইট্যাল্]।

ইডাহিডা=[সি]—বি. আজে বাজে বস্তু॥ ইডাহিডা লৈয়া কাইয্যা কর ক্যা? [<এইটা সেইটা]।

ইডি=[কুম]—সর্ব. এইগুলি ॥ ইডি কার্‌ বৈ? [<এইটি]।
ইড্যা=[ম]—বি. ঢিলা ॥ ইড্যা দিয়া আম্‌ পার্‌। [<ইট+ইয়া প্র.]।
ইড্‌=[চা]—বি. ইট ॥ ইডের্‌ গর্‌। [<ইট]।
ইত্‌র কাতর্‌=[সি]—বিণ. অসভ্য ॥ [ইতর+কাতর অনু:]।
ইতা=[কুম, ম]—সর্ব. এইসব ॥ ইতা কি? [এই+তা=এইটা]।
২=[সি]—সর্ব ইহা ॥ ইতা কি কর? [পূর্বে দেখ]।
ইতাইন্‌=[সি]—সর্ব. এইগুলি ॥ ইতাইন্‌ তোমার্‌ নাই? [দেখ ইতা+আইন বহুবচনের বিভক্তি]।
ইতাউতা=[সি]—সর্ব. এইগুলি ॥ [<এটাওটা; ইহা কিংবা এই তা, উহা কিংবা ও+তা প্র.]।
ইতান্‌=[কুম, চা]—সর্ব. এইগুলি ॥ ইতান্‌ আবার কি? [দেখ ইতাইন্‌]।
ইতাপিতা=[ম]—বি. মুরুব্বির কথা, ডাক দোহাই ॥ হ্যায়্‌ ইতাপিতা মানে না। [পিতা+ইতা অনু:; তু: ইতাউতা]।
২=[সি]—বি. বাছবিচার ॥
ইতাবৈতা=[ম]—বি. দিগ্বিদিক। [দেখ ইতা+বৈতা অনু:; তু: ইতাউতা, ইতাপিতা]।
ইতারা=[চট্ট]—সর্ব. তাহারা ॥ ইতারা কিছু বুঝে' না। [দেখ ইতা+রা]।
২=[চট্ট]—ক্রি. বিণ. এখন ॥ ইতারা ন খাইয়ুম্‌ ॥ [দেখ ইতুতারা]।
ইতারে=[চট্ট]—সর্ব. তাহাকে (তুচ্ছার্থে) ॥ ইতারে আঁই দেইখ্‌খুম্‌। [দেখ ইতা+রে কর্মকারকে]।
ইতার্‌ লাগি=[সি]—অব্য. এইজন্য ॥ ইতার্‌ লাগি এ্যাত বর উকিল্‌ আন্‌তায়্‌ আসিল্‌ না। [<এইটার লাগিয়া]।
ইতাহিতা=[সি]—সর্ব এটাসেটা ॥ [দেখ ইতা+হিতা অনু:; তু: ইতাউতা]।
ইতি=[রং]—ক্রি. বিণ. এই দিকে ॥ ইতি আয়্‌। [<হেথায়]।
২=[ব]—বি. ময়লা, শেওলা ॥ তোমার্‌ গায়ে ইতি ভরা।
ইতিউতি করা=[কুম]—ক্রি. পরামর্শ করা ॥
ইতিহাশ্‌=[ব]—বি. উপহাস ॥ তাগো ইতিহাশে টিহন্‌ দায়। [উপহাসের স্থলে অশুদ্ধ প্রয়োগ]।
ইতুযাল্‌লা=[পা]—বিণ. অল্প একটু ॥ ইতুযাল্‌লা দুদ্‌ পৈড়া গেইচে'। [ইতু=এক+তু=টু; যাল্‌লা <যর্র: ذره আ:]।
ইতে=[চা]—ক্রি. বিণ. ওখানে ॥ ইতে যাইস্‌ না। [<সেথা]।
২=[চট্ট]—সর্ব. সে ॥ ইতে আঁর্‌ বৈয়ান্‌ নৈ গেইয়ে। [<ইহা+তে বিভক্তি]।
৩=[বা]—সর্ব. উহাতে ॥ ইতে যাস্‌ পরে।
ইত্যারা=[চট্ট]—ক্রি. বিণ. এখন ॥ ইত্যারা কড়ে যাও? [<ইতি+বার]।
ইতুতর্‌=[পা]—ক্রি. বিণ. এখানে ॥ ইতুতর্‌ আইও। [<ইধর ادھر হিং]।
ইতুতারা=[চট্ট]—ক্রি. বিণ. এখন ॥ ইতুতারা যোয়ার্‌ ঐবো। [দেখ ইত্যারা]।
ইতুতি=[রং]—ক্রি. বিণ. এই দিকে ॥ ইতুতি আয়্‌ অতুতি যাইস্‌ না। [দেখ ইতি]।
ইতুতিকনা=[দি]—বিণ. একটুখানি ॥ ইতুতিকনা ভাত্‌ দিবেন্‌ বাহে? [এক+তি=টি; কণা]।
ইতুতি কিনা=[রং]—ক্রি. বিণ. এই দিকে একটু ॥ ইতুতিকিনা আঁয়্‌তো। [দেখ ইতুতি+এক কণা=একটু]।
ইতুতিকুনা=[দি]—বিণ. অল্প ॥ মোক্‌ ইতুতিকুনা পান্‌ দ্যাও। [<একটু খানা]।
ইতুতি বিতুতি=[খু]—ক্রি. বিণ. তন্ন তন্ন ॥ ইতুতি বিতুতি করে খোব্‌ কর্‌। [দেখ ইতুতি+বিতুতি অনু:]।
২=[ম, চা]—বি. সহায় সম্পদ ॥ বেডার ইতুতি বিতুতি নাই। [ইতুতি অনু:; বিত্তি <বিত্ত সং]।
ইতুতেয়ারি=[পা]—ক্রি. বিণ. এখন ॥ আমি ইতুতেয়ারি যাব। [<এইত এই বারই]।
ইতুব্যাভার্‌=[কু]—বি. আচার ব্যবহার ॥ তোদের্‌ ইতুব্যাভার্‌ বড় খারাপ্‌। [<রীতি ব্যবহার]।
ইতুরাইতুরি=[কুম]—বি. অসদ্ব্যবহার ॥ ইতুরা ইতুরি কর্‌লে মাইর্‌ খাইবা। [ইতর+আ+ইতর+ই; ব্যতিহারে]।
ইতুরানো=[চট্ট]—ক্রি. অযথা ভান করা ॥ ইতুরাইয়া কথা কওন্‌ ভালা না। [ইতর; নাম ধাতু]।
২=[রা]—ক্রি. নিষেধ সত্ত্বেও একই কথা বা ব্যবহারের পুনরাবৃত্তি করা, ন্যাকামি করা ॥ [পূর্বে দেখ]।
ইতুর্যা=[রা]—বি. ঠাট্টা ॥ বেশি ইতর্যা করা ভাল না। [ইতর+ইয়া প্র.]।
ইত্‌লা=[খু]—বি. খবর ॥ [<ইত্তিলা' اطلاع আ:]।
ইদত্‌=[পা, চট্ট]—ক্রি. বিণ. সব সময় ॥ [<'ইদ্দত عدة আ:; অর্থের পরিবর্তন; মূলার্থ গণনা, নির্দিষ্ট সময়]।
ইদর্‌পিদর্‌=[রা]—বি. ভালমন্দ, যত্ন ॥ নিজের শরিরের ইদর্‌ পিদর্‌ বুঝা উচিত্‌। [ইদর<ইধর হিং=এই দিক +পিধর অনু:]।
ইদা=[ব]—বি. আউশ ধান বিশেষ ॥
ইদানি=[বা]—বি. অতিক্ষুদ্র পোকা বিশেষ ॥
ইদানিরি=[খু]—ক্রি. বিণ. আজ কাল ॥ [<ইদানিং]।
ইদানো=[খু, য]—ক্রি. ফুটা ॥ পায়ে এ্যাক্‌টা কাঁটা ইদাইসে। [<হিদানো<সিঁদানো<সিন্ধানো]।
ইদি=[রং]—ক্রি. বিণ. এই দিক দিয়া ॥ ইদি আয়। [<এই দিক]।
ইদিনে=[চট্ট]—ক্রি. বিণ. এই দিনে, পরে কোন একদিনে ॥ [<এ দিনে]।
ইদিন্‌কার্‌=[দি]—বিণ. অল্পদিনের,

কয়েক দিন পূর্বের ।। ইদিন্‌কার্ কথা মনে থাকে না ? [<এদিনকার] ।

ইদি বারমাশ্=[কুম]—ক্রি. বিণ. সারা বৎসর ।। হেইতারা ইদি বারমাশ্ যবর্-কশ্‌ট করে। [ইদি<ইতি+বার মাস] ।

ইদ্যা=[নো]—বি. ঈদের মৌসুম ।। ইদ্যাত্ বেড়াইতাম্ যামু। ['ঈদ عيد আং+ইয়া প্র.] ।

ইদ্‌খোলা=[চট্ট]—বি. ঈদের মাঠ ।। [ঈদ+খোলা=মুক্তস্থান] ।

ইদ্‌লা=[য]—বি. উচেছ, তরকারী বিশেষ ।। ইদ্‌লা তিতা লাগে।

ইধার্=[সি]—ক্রি. বিণ. এই দিকে ।। ইধার্ দিয়া আও। [ইধর হিং] ।

ইনি=[রা]—বি. সর্পের শ্রেণী বিশেষ ।। ইনি শাপ্ সহজে কাম্‌ড়ায় না।

ইনু=[য]—ক্রি. বিণ. এখানে ।। ইনু আর্ এক্‌টু। [<এখানে] ।

ইনো=[সি]—ক্রি. বিণ. এখানে ।। ইনো দেখ্‌লাম্। [<এখানে] ।

ইনোর্=[সি]—বিণ. এখানকার ।। ইনোর্ ব্যাডা হিনো দেয় না এ্যামন্ ব্যাটারে কে খাওয়াইতো ? [এখানকার ; দেখ ইনো+র সম্বন্ধে] ।

ইন্=[সি]-বিণ. হীন ।। আল্লায় আমাগো ইন্ কর্‌ছৈন্, তাই কৈলায়। [<হীন] ।

ইন্‌কুয়ারি=[সি]-বি. তালাশ, খোঁজ ।। দারগা আইছিল্ ইন্‌কুয়ারি কর্‌বার্। [<এন্‌কুয়ারী, enquiry ইং] ।

ইন্‌ক্যালাপ্=[চট্ট]—বি. খাম ।। ইন্‌ক্যালাপে চি'ডি ল্যাখ্। [<এন্‌ভেলপ envelope ইং] ।

ইন্‌গ্যালব্=[চা]—বি. লেফাফা, খাম ।। ইন্‌গ্যালবে চি'ডি বৈরা পাডাও। [দেখ ইন্‌ক্যালাপ্] ।

ইন্‌চি'মারা=[চা]—ক্রি. ফাঁকি মারা, খোসামুদি করা, অনুরোধ করা ।। ইন্‌চি'মাইরা হ্যারুতে ট্যাহা আদাই কর্‌সি।

ইন্‌যন্‌পিন্‌যন্=[কুম]—বি. গড়িমসি ।। এ্যাত্ত ইন্‌যন্‌পিন্‌যন্ কর্‌লে গারি পাইতা না। [অনু.] ।

ইন্‌যাম্মি=[সি]—বিণ. দায়ী ।। আমি এ্যার্ লাইগ্যা ইন্‌যামি। [<ইল্‌যাম الزام আং=অপরাধ+ই প্র.]

ইন্‌যাম্=[সি]—বি. শেষ ।। ই কাম্ ইন্‌যাম্ ঐসেনি ? [<আঞ্জাম انجام ফা.] ।

ইন্‌যারি=[নো]—বি. নারিকেলের মালার তৈরী চামচ বিশেষ ।।

ইন্‌যিনার্=[কুম]—বি. ইঞ্জিনিয়ার ।। তার্ পোলায় বর ইন্‌যিনার্ ঐসে। [<ইন্‌জিনিয়ার্ engineer ইং] ।

ইন্‌যিরি=[খু, চট্ট]—বি. ইংরেজী ।। তোমার্ ইন্‌যিরি কতা বুঝি' না (খু) । [<ইংরেজী] ।

ইন্‌যির্=[য]—বি. কৃমি ।। প্যাডে ইন্‌যির্ ঐসে। [অজীর্ণ] ।

ইন্‌যিল্=[চা কুম]—বি. গাড়ীর ইঞ্জিন ।। র‍্যাল্ গারির্ ইন্‌যিলে খালি হুক্‌কোর্ হুক্‌কোর্ করে। [<এন্‌জিন্ engine ইং] ।

ইন্‌যিলের গাড়ি=[কুম, চা]—বি. রেলগাড়ী ।।

ইন্‌ট্যাটিন্=[পা]—বি. ইন্‌জেক্‌শন্ ।। আমি কলেরার্ ইন্‌ট্যাটিন্ লৈমু। [< injection ইং] ।

ইন্‌ডা=[চট্ট]—বি. ঢিল ।। ইন্‌ডা দিল্ কেডারে ? [< ইঁটা = ইট] ।

ইন্‌তা=[কুম]—বি. ইয়ত্তা ।। কত মানুষ্ দ্যাহা যায়, তার ইন্‌তা নাই। [<ইয়ত্তা কিংবা <ইন্‌তিহা' انتها আং = শেষ] ।

২=[রা]—বি. বিবেচনা ।। [< ইন্‌তিবাহ্ انتباه আং=সাবধানতা] ।

ইন্‌তার্‌ছে=[রা]—ক্রি. বিণ. মজা করিয়া ।। তুই একা একা ইন্‌তার্‌ছে খাছ্ ছু। [<এন্তার<entaro পোর্তু.=দেদার+ সে হিং পঞ্চমীর বিভক্তি] ।

ইন্‌তি=[সি]—বি. শেষ ।। তার্ দুক্‌খের ইন্‌তি নাই। [দেখ ইন্‌তা] ।

ইন্‌তিবিসাল্=[চা] — বি. জেরা ।। আইয়ে ক্যাইল্ মাব্‌লায় ইন্‌তিবিসাল্ ঐব। [ইস্তিফ্‌সার استفسار আং = পরীক্ষা] ।

ইন্‌দরা=[কুম]—বি. পাতকুয়া ।। ইন্‌দরার্ পানি ঠান্‌ডা। [<ইন্দরা <ইন্দ্রাগার ; ইন্দারা হিং] ।

ইন্‌দা=[খু]—বিণ. এই রকম ।। ইন্‌দা কাম্ কর্‌তে কয়েসে ক্যাডা ?

২=[রং]—বি. মাছ বিশেষ ।।

ইন্‌দাল্‌লা=[সি]—বি. মৃতব্যক্তির নামে লোককে খাওয়ানো, শ্রাদ্ধ ।। ['ইন্দিল্লাহ্ عند الله আং=আল্লাহের নিকট] ।

ইন্‌দি=[পা, চট্ট]—ক্রি. বিণ. এইদিকে ।। ইন্‌দি যাও। [এখান দিয়া] ।

ইন্‌দিউন্‌দি=[পা, চট্ট]—ক্রি. বিণ. এদিকে ওদিকে ।। [দেখ ইন্‌দি + উন্‌দি<ওখান দিয়া] ।

ইন্‌দিরা=[কুম, য]—বি. ইঁদারা, কূপ ।। [দেখ ইন্‌দরা] ।

ইন্‌দিশন্=[য]—বি. ইন্‌জেকশন ।। [দেখ ইন্‌ট্যাটিন্] ।

ইন্‌দু=[চা, কুম, সি]—বি. হিন্দু ।। [< হিন্দু] ।

ইন্‌দুইরাকুমা=[চা]—বি. এক প্রকার বিষধর সর্প ।।

ইন্‌দুর্‌শাইল্=[রা]—বি. একটি ধানের নাম ।। [< ইন্দ্রশালি] ।

ইন্‌দে=[খু]—ক্রি. বিণ. এখান দিয়া ।। ইন্‌দে আমাগো বাড়ি যাইতে অয়্। [< এখান দিয়া] ।

ইন্‌দেরা=[খু]—বি. ইঁদারা, কূপ ।। [দেখ ইন্‌দরা, ইন্‌দিরা] ।

ইন্‌দো=[সি]—বি. হিন্দু ।। [দেখ ইন্‌দু] ।

ইন্‌ধিওন্‌ধি=[চট্ট]—ক্রি. বিণ. এদিক ওদিক ।। ইন্‌ধিওন্‌ধি কি দ্যাখ্‌সো ? [দেখ ইন্‌দি উন্‌দি] ।

ইন্‌নবিন্‌ন=[খু]—বি. অনুরোধ ।। অত ইন্‌ন বিন্‌ন ভাল লাগে না। [<অনুনয় বিনয়] ।

ইন্‌মাত্=[খু]—বি. অবজ্ঞা, ঘৃণা, উপহাস ।। [< হীনতা বা হীনত্ব] ।

ইন্‌লিশন্‌=[চা]—বি. ইন্‌জেক্‌শান॥ কলেরার ইন্‌লিশন্‌ লও। [দেখ ইন্‌-লিশন্‌]।

ইপাকি=[বা]— বি. মাটির তৈরী পাতিলের ঢাকনি॥

ইপাকে উপাকে=[দি]— ক্রি. বিণ. এদিকে ওদিকে॥ ইপাকে উপাকে কি দ্যাখ? [<এপাখে ওপাখে; পাখে <পক্ষ]।

ইপার্‌ তাকি=[সি]— অব্য. এপার হইতে॥ ইপার্‌ তাকি হিপার্‌ দ্যাহা যায় না। [<এপার থাকি(=থাকিয়া)]।

ইপ্‌তা=[চা]— বি. অন্ত, শেষ॥ আডে আইয়ুগা মাইন্‌শ্যার্‌ ইপ্‌তা নাই। [দেখ ইন্‌তা]।

ইফুযি=[ম]—বি. বাস্তুত্যাগী, মোহাজের॥ [<রিফিউজী refugee ইং]।

ইবা=[চট্ট]— সর্ব. এইটা, সেইটা॥ ইবা কোন্‌? [<এ+বা=টা প্র.]।

ইবাকত্‌=[কুম]—বি. দম॥ তোমার ইবাকত্‌ বেশি না।

ইবায়্‌=[সি]—ক্রি. বিণ. এইদিকে॥ ইবায় পথ্‌ নাই। [<এই বাগে]।

ইবায়্‌দি=[সি]— ক্রি. বিণ. এইদিক দিয়া॥ ইবায়দি যাইবা কৈ? [<এই বাগে দিয়া]।

ইবায়্‌ হিবায়্‌=[সি]—ক্রি.বিণ. এদিকে সেদিকে॥ [<এই বাগে+ঐ বাগে]।

ইবার্‌=[ম]—ক্রি. বিণ. এইবার, এই বৎসর॥ [<এই+বার]।

ইব্যা=[পা]— ক্রি. বিণ. এই রকম॥ ইব্যা কৈরা কাম্‌ কর্‌লে চ'ল্‌বে না। [এই+ভাব+এ বিভক্তি]।

ইব্‌লাস্‌=[মি]— বিণ. অপরিষ্কার॥ এই বারির্‌ হগল্‌ মাইন্‌শেউ ইব্‌লাস্‌। [<ইব্‌লীস্‌ ابليس আং=শয়তান]।

ইব্‌লিসের ব্যাটা=[দি]— বি. মন্দ লোকের পুত্র॥

ইভিত্তি=[দি]—ক্রি. বিণ. এই দিকে॥ ইভিত্তি আইবোক্‌ ক্যানে বাহে। [<এই ভিতে]।

ইমা=[ক]— অব্য. পর্যন্ত॥ ব্যাতে কোমর্‌ ইমা থান্‌ ঐসে। [<হীমা <সীমা]।

ইমান্‌ ব্যাচ'া=[ম]— ক্রি. প্রতিজ্ঞা ভঙ্গ করা, বিবেক বুদ্ধি পরিহার করা॥ [ইমান<ঈমান ايمان আং+বেচা=বিক্রয় করা]।

ইমার্‌ ভিতি=[দি]—ক্রি. বিণ. ইহাদের দিকে॥ ইমার্‌ ভিতি কেউ আশে নাই? [ইমা+র সম্বন্ধে+ভিতে=দিকে; দেখ ইভিতি]।

ইমিলে=[চট্ট]—ক্রি. বিণ. ঐ দিকে॥ ইমিলে গ্যালে রাস্‌তা পাইবা। [<এই+মিলে=দিকে]।

ইমিশ্‌ টিমিশ্‌=[সি]— বি. দ্বিধা॥ হকল্‌ কামেউ তোমার্‌ ইমিশ্‌ টিমিশ্‌। [অনু.]।

ইম্‌=[কুম, নো]—বিণ. হিম, ঠাণ্ডা॥ তোমার শৈল্‌ডা এ্যাত ইম্‌ ক্যা?

ইম্‌নি=[রা]—ক্রি. বিণ. নিজ পছন্দে॥ ইম্‌নি ইম্‌নি কোন কাজ্‌ করা জায়্‌? [<অমনি]।

২=[রা]— ক্রি. বিণ. বিনা দামে। ইম্‌নি কি আর্‌ কিছু পাইবা? [পূর্বে দেখ]।

ইম্ম=[সি]— বি. হিম॥ বর ইম্ম পর্‌সে। [<হিম]।

ইম্মতি=[কুম]— বিণ. সাহসী॥ ইম্মতি মানুশ্‌। [দেখ ইম্মত্‌]।

ইম্‌মত্‌=[কুম]—বি. সাহস॥ তার খুব ইম্মত্‌ আসে। [হিম্মত همت আং]।

ইমমে=[ফ]— ক্রি. বিণ. এদিকে। ইমমে আয়্‌। [এই মুহে<মুখে]।

ইয়ঁত্‌=[চট্ট]— ক্রি. বিণ. এখানে, ইহাতে॥ আঁই বৈয়ান্‌ ইয়ঁত্‌ রাইখ্যে। [<ইহাতে]।

ইয়ল্‌=[চট্ট]— বি. ঠাণ্ডা বাতাস॥ [<দেখ ইওল্‌]।

ইয়া=[কুম, চট্ট]— সর্ব. এইটা॥ ইয়া কি রকম্‌? [<ইহা]।

২=[কুম, চা]—অব্য. কথা বলিবার সময় অন্যমনস্ক বিষয়ে ঠিক করা বা নাম না বলিয়া কোন কিছুর ইঙ্গিত দেওয়ার জন্য 'ইয়া' উচ্চারণ করা হয়॥ ইয়া, কতাডা বুইল্যা, গেলি কি না কৈতাগিলাম্‌?

৩=[কুম]—অব্য. হে, ওহে॥ ইয়া, কলম্‌ডা কৈ? [<য়া يا আং]।

৪=[দি]— অব্য. বিস্ময় বা অবিশ্বাস জনিত ভাবপ্রকাশক শব্দ॥

ইয়াইদ্‌=[চা, সি]—বি. স্মরণ॥ আমার্‌ কতা ইয়াইদ্‌ রাইখ্যো। [য়াদ ياد ফা.]।

ইয়াও=[রা]— বি. ইপ্সিত বস্তু বা কথা॥ মুই বলিছি ইয়াও, বাড়ি জাঁমু।

ইয়াকত্‌=[সি]—বি. লাভ, সঞ্চয়॥ খরচ্‌' বেশি ঐসে না, বাকুকা ইয়াকত্‌ ঐসে। [য়াফ্‌ত يافت ফা.=প্রাপ্তি]।

ইয়াডা=[সি]—বি. লাঙলের সহিত ঈশ যুক্ত করার জন্য কাঠের অতিরিক্ত টুকরা বিশেষ॥

ইয়াতে=[রং]—সর্ব. ইহার দ্বারা॥ যে কোন ব্যারাম্‌ ইয়াতে শার্‌বে। [<ইহাতে]।

২=[রং]—সর্ব. ইহার মধ্যে॥ ইয়াতে কি আছে। [পূর্বে দেখ]।

ইয়ানি=[সি]—বিণ. বেশী॥ তর্‌কারি ইয়ানি ঐসে, আর্‌ না।

ইয়ানো হিয়ানো=[কুম]—ক্রি. বিণ. এখানে সেখানে॥ ইয়ানো হিয়ানো ঘুর্‌তাস কিয়ারে? [<এখান সেখানে]।

ইয়ান্‌=[নো]—বি. এইস্থান॥ ইয়ান্‌তুন্‌ চৈ'লা যাও। [<এই স্থান]।

২=[সি]—বি. ঈশান॥ ইয়ান্‌ কোনে ম্যাগ্‌ দ্যাহা যায়। [<ঈশান]।

ইয়ান্‌দি=[চট্ট]—ক্রি. বিণ. এখানে॥ ইয়ান্‌দি কতা ন কৈও। [<এখানে]।

ইয়ার্‌=[ক]—সর্ব. সে॥ ইয়ার্‌ এই কাম্‌ কর্‌সে। [<সেই]।

ইয়ারানা=[সি]—বি. দোস্তী, বন্ধুত্ব॥ বেশি ইয়ারানা বালা না। [ইয়ার<য়ার يار ফা.+আনা প্র.]।

ইয়ার্‌ন্যাল্‌=[দি]—বি. রিহার্সেল॥ আপনে যাত্রা গানের ইয়ার্‌ন্যাল্‌ দিয়াছ বাহে? [<রিহার্সেল Rehearsal ইং]

ইয়াল্ =[চট্ট]—বি. শৃগাল ॥ [<হিয়াল <শিয়াল<শৃগাল সং]।
২=[পা]—বিণ. ঠাণ্ডা ॥ একৃগাদি ইয়াল্ পৈর্‌সে। [দেখ ইওল্]।

ইয়াল্‌লাই=[কুম]—অব্য. এইজন্য ॥ [<ইহার লাগিয়া]।

ইয়াহোতা=[সি]—বি. লাঙ্গলকে ঈষের সঙ্গে যুক্ত করিবার জন্য ব্যবহৃত কাঠ বা বাঁশ খণ্ড ॥ [দেখ ইয়াতা]।

ইয়েকাট্ =[রং]—বি. পুকুর ॥ আমাদের্ ইয়েকাটে এবার্ খুব্ মাছ্ আছে।

ইয়্যাল্ =[পা]—বিণ. ঠাণ্ডা ॥ [দেখ ইওল্]।

ইয়োডা=[ম]—সর্ব. এটাও ॥ ইয়োডা তোমার্ কাম্। [<ইহাওটা - এটাও]।

ইরা=[চট্ট]—সর্ব. ইহারা ॥ ইরা এ্যাহানে কি করে? [<এরা]।
২=[ঢা]—বিণ. পটু ॥ তুইও এই কামের্ ইরা। [হীরা; অর্থপ্র.]।
৩=[কুম]—বি.<হীরা ॥ ইরার দাম।

ইরাত্ =[ব]—বি. বিবাহের যৌতুক ॥ পাচ্' টাকা ইরাত্ পাসে।

ইরাদ্ =[রং]—বিণ. সস্তা ॥ আইজ্-কাইল্ কোন জিনিশ্ ইরাদ্ না।

ইরামন্ = [কুম] — বি. রূপকথার পাখী ॥ [<হীরামন]।

ইরার্‌কশ্ =[ক]—বি. এক প্রকার কষ ॥ পাও নশ্ট ঐয়া গ্যাসে, ইরার্‌কশ্ দিতে ঐব। [<হীরাকস]।

ইরাল্ = [সি] — বি. প্রতিহিংসা, শত্রুতা ॥ আমার্ লগে ইরাল্ মিটাইতার খারা ঐসো।

ইরি=[পা]—অব্য. দুঃখসূচক শব্দ ॥

ইর‍্যাত্ =[রং]—বিণ. সস্তা ॥ ধান্ চাউলের্ দর্ একটু ইর‍্যাত্। [দেখ ইরাদ্]।

ইর্ =[কু]—সর্ব. ইহার ॥ ইর্ মধ্যে পানি আসে। [<এর কিংবা ইহার]।
২=[ঢা]—বি. পাটের আঁশ ছাড়াইবার জন্য পানিতে বাঁধা বাঁশ ইত্যাদি।
৩=[খু, বা] — বি. জমির সীমা নির্দেশক উঁচু জায়গা, বাঁধ, আইল ॥

ইর্‌ঘিনা = [নো] — বিণ. দুর্বল ॥ [<জীর্ণ; বর্ণ বিপর্যয়]।

ইলত্ বিলত্ =[চট্ট]—ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ ইলত্ বিলত থুথু ফালাও ক্যা? [অনু.]।

ইলদ্ =[ম]—বি. ফোঁড়া ॥ তার প্যাডের মৈদ্যে এ্যাক্টা ইলদ্ ঐসে। [<ইল্লত علت আং=রোগ]।

ইলা=[সি]—ক্রি. বিণ. এই রকম ॥ ইলা কাপর্ পিন্দ ক্যা। [<এই+লা (প্রকার অর্থে) প্র.]।
২=[কুম,সি]—সর্ব. সে, এই লোকটা ॥ ইলা আমার্ নাতি। [<এই+লা= টা প্র. কিংবা লা<লোঅ প্রাং<লোক সং]।
৩=[ম, কুম] — বি. ঠাণ্ডাবাতাস ॥ <হিমল<সীঅল প্রাং<শীতল সং]।
৪=[ঢা, কুম]—ক্রি. সাড়া দেওয়া ॥ কত কৈলাম, তার্ মনুডা এট্টু ইলুল না। [<হেলা]।

ইলাই=[কুম]—বি. তামাক দেওয়ার পর আবার তাহাকে গ্রহণ ॥ ইলাই বান্দা। [হীলা: حيله আং=কৌশল]।

ইলাইবিলাই=[সি]—অব্য. অমঙ্গলের আশঙ্কা প্রকাশক শব্দ ॥ ইলাইবিলাই অমন্ কথা কৈয়ো না। [<আলাই বালাই; বিলাই <বালাই <বলা' بلا আং বিপদ; আলাই অনু:]।

ইলাকা=[ঢা]—বি. অঞ্চল, স্থান ॥ এই ইলাকায় খুব্ চো'র্ ডাহাইত্ আসে। [ইলাক: علاقه আং]।

ইলাগ=[কুম]—সর্ব. তাহাদের ॥ ইলাগ বারি কৈ? [দেখ ইলা+গ ষষ্ঠীর বহুবচনের বিভক্তি=দের]।

ইলান্ =[সি]—বিণ. এইরকম ॥ ইলান্ কাম্ আর্ কৈর না। [এই+লান (প্রকার অর্থে) প্র.; তুঃ ইলা]।

ইলাব্‌বাল্যা=[ম]—অব্য. বিস্ময়সূচক শব্দ ॥ ইলাব্‌বাল্যারে, বোয়াল্ মাস্ মাইরা আন্‌সে।

ইলামি = [পা, রা] — বি. সেলাম ॥ [<হেলামী <সেলামী <সলাম سلام আং+ই প্র.]।

ইলাম্ =[রা]—বি. পুরস্কার ॥ নৌকা বাইচে ইলাম পাইছি। [<ইন্'আম انعام আং]।

ইলাম্‌দি=[রা]—বিণ. মূর্খ ॥ ইলাম্‌দি ছোড়াটাকে হাকা।

ইলারে=[কুম]—সর্ব. তাহাকে ॥ ইলারে বৈতে দাও। [দেখ ইলা+রে কর্মের বিভক্তি]।

ইলাল্ =[কুম]—বিণ. একগুঁয়ে ॥ স্যারাডা যবর্ ইলাল্।

ইলিশন্ =[ফ]—বি.<ইন্‌জেকশান ॥ [injection ইং]।

ইলিশ্‌ডিলিশ্ = [ব, বা] — বি. আলস্য ॥ ইলিশ্‌ডিলিশ্ না করে এবার্ উঠ্। [ইলিশ<আলস্য+ডিলিশ অনু:]।

ইলুলু=[পা]—বি. খুশী ॥ তব্ এ্যাত ইলুলু লাইগ্‌চে' ক্যা? [<উলু উলু]।

ইলেক টিরি=[কুম]—বি. বিদ্যুৎ ॥ ইলেক্‌টিরির্ বাত্তি। [<ইলেক্‌ট্রিক electric ইং]।

ইলে বিলে=[ম]—ক্রি. বিণ. নদীনালায় ॥ ইলেবিলে ঝাপ্ দি মরচ্'-ক্যান্? [ইলে অনু:; বিল=ঝিল]।

ইল্যাক্ =[কুম]—বি. চক্ষের পলক ॥ ইল্যাকে হ্যায় চৈ'লা গ্যাল্।

ইল্‌ডা দ্যাওয়া= [ঢা] — ক্রি. ঢিল ছোঁড়া ॥ আম গাস্‌টাত্ ইল্‌ডা দিস্ না। [ইল্‌ডা<ইঁটা=ইট]।

ইল্‌পিত্ =[সি]—বিণ. দুর্বল, ভঙ্গুর ॥

ইল্‌ফি=[সি]—বি. বিদ্রূপ ॥ লোকটা হকল্ কথাতি ইল্‌ফি করে। [<উল্‌ফত الفت আং=প্রীতি, অন্তরঙ্গতা; অর্থের বিকৃতি]।

ইল্‌বাশ্যা= [ক]— বিণ. হিংসুটে ॥ লোকটা বড় ইল্‌বাশ্যা। [<ইব্‌লীস ابليس আং+ইয়া প্র.]।

ইল্‌বিশ্ =[কুম,নো]—বিণ. শয়তান, দুষ্ট ॥ ইল্‌বিশ্ পোলা। [দেখ ইল্‌বাশ্যা]।

ইল্‌লত্ =[সি]—বি. বড় কৃমি ॥ তার্ প্যাডে ইল্‌লত্ ঐসে। [দেখ ইলদ্]।
২=[ঢা]—বি. বর্ধিত ব্রণ বা মাংস

পিণ্ড। [পূর্বে দেখ; অর্থ প্র.]।
৩=[কু,পা]—বি. পুকুর॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।
৪=[ব,রা]—বি. ময়লা॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।
৫=[রং]—বিণ. লজ্জাহীন॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

ইল্লত্বালাই=[ফ]—বিণ. অপছন্দনীয়, নিন্দনীয়॥

ইল্লা=[ঢা, কু]—বি. ভরসা॥ আল্লার উপর্ ইল্লা কৈরা থাহ। [<হীলঃ حيله আং]।
২=[ঢা, কুম]—বি. সমর্পণ, উৎসর্গ॥ খোদার নামে ইল্লা কর। [হবালঃ حواله আং]।
৩=[চট্ট, কুম]—বি. হিল্লা, ব্যবস্থা॥ মাইয়াডার একটা ইল্লা কর। [দেখ ইল্লা]।
৪=[পা]—বি. ইলিশ মাছ॥ [<ইল্শা=ইলিশ]।

ইল্লাত্=[চট্ট]—বি. মূল কারণ॥ ইল্লাত্ না যাইন্যা কি বিচার্ কর্‌বা? [<'ইল্লত علت আং]।
২=[কুম,খু]—বিণ. নোংরা॥ লোক্টা বর ইল্লাত্। [দেখ ইল্লত্]।

ইল্লাফিল্লা=[সি]—বি উত্তরাধিকারী॥ রহিমের ইল্লা ফিল্লা নাই। [<হীলঃ আং+ফিল্লা অনু.]।

ইল্লাল্লার্ পারি=[ম]—বি. দুর্গম পাড়ি॥ [ইল্লাল্লাহ্ الا الله আং; লা ইলাহ ইল্লাল্লাহ (আল্লাহ্ ব্যতীত উপাস্য নাই) কলিমা পড়িয়া পাড়ি]।

ইল্লিত্=[কু,পা]—বি. ময়লা, আবর্জনা॥ [দেখ ইল্লত্]।

ইল্লিয়ারে=[ম]—অব্য. হায় হায়॥ ইল্লিয়ারে। গোল্ডা দিতাল্লায়না। [<ইয়া অল্লাহ্ يا الله আং=হে আল্লাহ +রে অব্য.]।

ইল্ল্যাত্=[পা,কু,য]—বিণ. অপবিত্র, পিশাচ॥ ওর্ মত ইল্ল্যাত্ আর্ নাই। [দেখ ইল্লাত্]।

ইল্লোচ্=[রং]—বিণ. বেহায়া, অধম॥ লোক্টা বড় ইল্লোচ্। [দেখ ইল্লত্]।

ইল্লোজ্=[রং]—বিণ. লজ্জাহীন॥ ইল্লোজ্ মেয়েটা চায় ক্যাম্‌নে? [নির্লজ্জ]।

ইল্লোত্=[কু,পা]—বি. ময়লা, আবর্জনা॥ [দেখ ইল্লত্]।

ইল্শি=[কু]—বি. ইলিশ॥ [<ইলিশ]।

ইশা=[ঢা, কুম, বা]—বি. অংশ, ভাগ॥ আংগ বাইত্ পাচ্ ইশা আসে। [<হিস্সঃ حصه আং]।

ইশাতা=[ফ]—বি. লাঙ্গলের ঈষের গোড়ার গোঁজ॥ [দেখ ইশাপুতা]।

ইশাপুতা=[ম]—বি. লাঙ্গলের ঈষের কীলক বিশেষ॥ [ইশা<ঈষা+পুত=যাহা প্রোথিত করা হয়]।

ইশাব্=[ঢা,কুম,ম,সি]—বি. হিসাব॥ ইশাব্ কৈরা দ্যাহ, কত ঐসে। [<হিসাব حساب আং]।

ইশু=[ঢা]—বি. অনুমান, আন্দাজ॥ ইশু কৈরা ক দেহি, কয় ট্যাহাদা কাপর্ডা আন্‌সি। [ইস্যু issue ইং]।
২=[কুম]—ক্রি. বিণ. ইতস্ততঃ॥ আমার্ কতায় তুই ইশু করিস্ না।

ইশুম্=[ম]—ক্রি.বিণ. এখন॥ ইশুম্ কৈ যাও? [এ সময়]।

ইশো=[খু]—বি. সন্দেহ॥

ইশোন্কার্=[ব]—বি. রেশন কার্ড॥ হামার্ ইশোন্কার্ পাই নাই। [<রেশন কার্ড ration card ইং]।

ইশ্কাতর্=[রা]—বি. সোনা রূপার গহনা রাখার বাক্স॥ ইশ্কাতর্ডা শাব্ধানে রাখ। [এস্ক্রিতোয়ার escritoireইং (পুরাতন ফ্রেঞ্চ হইতে)]।

ইশ্কারি=[কুম]—বি. আস্কারা, ঠাট্টা। আমার্ লগে ইশ্কারি কৈর না। [<আশ্কারা آشکارا ফা.=প্রকাশ]।
২=[ম]—বি. মাতব্বরী॥ আর্ ইশ্কারি করিস্ না।

ইশ্কি=[পা]—বি. যৌনলালসা॥ [ইশকি<'ইশক عشق আং+ই প্র.; আক্ষরিক অর্থ প্রেমিকতা]।

ইশ্কুটুম্=[ম]—বি. কুটুম পাখি, আত্মীয় স্বজন॥ [<ইষ্ট কুটুম্ব]।

ইশ্কুরুপ্=[ম]—বি. স্ক্রু, প্যাঁচ॥ [দেখ ইস্কুরুপ্]।

ইশ্কৈত্তা=[ম]—বিণ. হিংসুটে॥ [<হিংসুক+ইত্তা প্র.]।

ইশ্টম্=[সি]—বি.টিকেট॥ পোশ্টাফিশ্ গাইক্যা ইশ্টম্ আইনা। [<স্ট্যাম্প stamp ইং]।

ইশ্টাইল্যা=[রা]—বিণ. খিটখিটে মেজাজের, হিংসুটে॥ লোক্টা বড় ইশ্টাইল্যা। [<অ'াশ+টান+ইয়া প্র.; তু: হিংসুটে]।

ইশ্টাম্=[ম]—বি. টিকেট॥ এই খাম্‌ডাত্ ইশ্টাম্ লাগাইয়া ডাক্ বাক্শত্ ফালাইয়া দিব। [দেখ ইশ্টম্]।

ইশ্টাম্বর্=[ফ]—বি. মোহর যুক্ত কাগজ॥ পাশ্‌শ ট্যাহার্ দলিলে কয় ট্যাহার্ ইশ্টাম্বর্ লাগ্‌ব? [দেখ ইশ্টম্]।

ইশ্টি=[পা—বি. কুটুম্ব, আত্মীয়॥ [<ইষ্ট]।

ইশ্টিকিন্=[ব,রা,সি]—বি. মোজা॥ [<স্টকিং stocking ইং]।

ইশ্টি মাইল্=[ফ]—বি. জাহাজ॥ [স্টিমার streamer ইং]।

ইশ্টিশিন্=[পা]—বি. মোজা॥ ইশ্টিশিন্ সারা কি যুতা পরা যায়? [দেখ ইশ্টিফিন্]।

ইশ্নিশ্=[সি]—বি. ঘৃণা, বাছ বিচার॥ হে আমারে এ্যাকটু ইশ্নিশ্ করে। [অনু.]।

ইশ্নিশ্ করা=[সি]—ক্রি. কুনজরে দেখা॥ পরের্ পোয়ারে ইশ্নিশ্ করব ক্যা?

ইশ্পটাম্=[রা]—বিণ. সুশ্রী, বুলবাবু॥ ছেঁড়াটা এ্যাকেবারে ইশ্পটাম্ বাবু।

ইশ্পিশ্=[ঢা, পা]—অব্য. অস্থিরতা বা বিরক্তি প্রকাশক॥ [অনু.]।

ইশ্‌পোত্‌=[কু, পা]—বি. ইস্পাত ॥ [<এস্পাদা espada পোর্তু.]।

ইশ্‌বিশ্‌=[রা]—বিণ. চোখের বালি ॥ ছেলেটা তার্‌ শত্‌মায়ের্‌ ইশ্‌বিশ্‌। [<বিশ<বিষ+ইশ্‌ অনু:]।

২=[রা]—বি. রাগারাগি ॥ তোমার্‌ ইশ্‌বিশে আমার্‌ কোন জায়্‌ আশে না।

ইশ্‌মা=[পি]—সর্ব. ইহা ॥ ইশ্‌মার্‌ বাড়ি যাতো।

ইশ্‌শা=[চা,কুম]—বি. অংশ, ভাগ ॥ উত্তর্‌ ইশ্‌শা সোড চ'চ'র্‌। [দেখ ইশা]।

ইসন্‌=[কুম,চা]—ক্রি. সেঁচা ॥ দোন্‌ দিয়া পুশ্‌কুনির্‌ পানি ইস্‌গা মাস্‌ দর্‌মু। [<হেচন<সেচন]।

ইসা=[চা, কুম]—বি. ইচা, চিংড়ি মাছ ॥ [দেখ ইচ্‌রা]।

২=[পি]—ক্রি. গ্রহণ করা ॥ [দেখ ইচা]।

৩=[বা]—বি. পাল খাটাইবার দড়ি ॥ বাতাশ্‌ আইসে, ইসা উডাইয়া বাদাম্‌ টান্‌।

৪=[পি]—বি. ভাগ ॥ আমার্‌ ইসা দিয়া লাও। [দেখ ইশা]।

ইসা ইসা=[ম]—বিণ. একটু একটু ॥ ইসা ইসা গরম্‌ লাগে। [<ঈষৎ ঈষৎ]।

ইসাইসি=[পি]—বি. বাছাবাছি ॥ এ্যাত ইসাইসি কৈর না। [<উঞ্ছ]।

ইসাবুরি=[কুম]—বি. এক প্রকার ধান ॥

ইসালি=[ফ]—বি. নিড়ানি ॥ আইলা ইসালির্‌ কাম্‌ কর্‌তাসে।

ইসি=[চা]—বি. ধানক্ষেতের পোকা বিশেষ।

ইসিম্‌=[চা,কুম]—বি. মন্ত্র, কোরানের দোয়া ॥ মৌলবি শাবে ইসিম্‌ পৈরা পানিত্‌ ফু দিয়া দিসে, খাইলে প্যাডের্‌ বিশ্‌ শাইরা যাইব। [ইস্‌ম্‌ اسم আং= নাম অর্থাৎ আল্লাহ্‌র গুপ্ত নাম]।

২=[চট্ট]—বি. নাম ॥ [পূর্বে দেখ]।

ইসিয়াবর্‌=[সি]—বি. স্বয়ম্বর ॥ আগের রাজ্‌কৈন্‌নারা ইসিয়াবর্‌ লৈতো। [<ইচ্ছাবর; দেখ ইচিয়াবিয়া]।

ইসিল্‌মিসিল্‌=[চা ,কুম]—বি.শৃঙ্খলা, সৌন্দর্য ॥ তার্‌ কামের্‌ কোন ইসিল্‌ মিসিল্‌ নাই। [ইছিল অনু:; মিসিল্‌ <মিস্‌ল مثل আং=সদৃশ]।

ইস্‌=[নো]—অব্য. ছিঃ ॥ ইস্‌। পচ'। সালন্‌ডা কাম্‌নে খাইলি? [দেখ ইচ্‌']।

ইস্‌কুলুপ্‌=[চা]—বি. স্ক্রু ॥ ইস্‌-কুলুপ্‌ সারা টিন্‌ আট্‌কান্‌ যায়্‌ না। [<ইস্ক্রুফ schroef ডাচ্‌]।

ইস্‌তক্‌=[রা]—ক্রি. বিণ. সব সময় ॥ তুই ইস্‌তক হাবার্‌ আকাস্‌ করিশ্‌। [<ইস্‌তক হিং=পর্যন্ত]।

ইস্‌তলাগাদ্‌=[কু]—ক্রি. বিণ. প্রথম থেকে এই পর্যন্ত ॥ [<ইস্‌তক +লিগায়ত لغايت উর্দু]।

ইস্‌তা=[পি]—বি. ঈশের সঙ্গে লাঙ্গলকে সংলগ্ন করিবার পিন বিশেষ ॥

ইস্‌তারি=[কুম, ম, চা]—বি. ইস্ত্রী ॥ কাপর্‌ডা ইস্‌তারি করন্‌ লাগ্‌ব। [<ইস্তিরার estirer পোর্তু.]।

২=[ম]—বি. রোজার ইফ্‌তার। [<ইফ্‌তার افطار আং+ই প্র.]।

৩=[সি]—বি. বিয়ের সময় বরের জন্য পাঠানো ফলমূল ॥ [দেখ ইস্‌তারি]।

ইস্‌তার্‌=[ব,রা]—বি. রোজা ভঙ্গের পর আহার ॥ [দেখ ইস্‌তারি]।

২=[কুম]—বি. নোটিশ, বিজ্ঞাপন ॥ কোর্ডেত্‌তে তার্‌ নামে ইস্‌তার্‌ বারি ঐসে। [<ইশ্‌তিহার اشتہار আং]।

ইস্‌তালি=[ফ]—বি. কুবুদ্ধি, অসৎ-সাহস ॥ পোলাহানেরে ইস্‌তালি দিও না। [<ইস্‌তি'লা استعلاء আং= উচ্চাকাঙ্ক্ষা]।

ইস্‌তাল্‌কি=[রা]—বি. ঠাট্টা, বিদ্রূপ ॥ বেশি ইস্‌তাল্‌কি দিস্‌ না। [<ইস্তিহ্‌কাল استثقال আং + ই (ভাবার্থে) প্র.]।

ইস্‌তি=[বা]—অব্য. হইতে ॥ কাইল্‌ ইস্‌তি যরে বোগ্‌তাসি। [<ইস্‌তক হিং]।

ইস্‌তিক্‌=[ফ]—অব্য. হইতে ॥

ইস্‌তিমাইল্‌=[ফ]—বি. অভ্যাস ॥ আমার্‌ বিরি খাওয়ার্‌ ইস্‌তিমাইন্‌ নাই। [ইস্‌তি'মাল استعمال আং]।

ইস্‌ন=[কুম]—বি. সন্দেহ ॥

ইস্‌সা ইস্‌সা করা=[না]—ক্রি. আরাম পাওয়া ॥ যাবের্‌ শময়্‌ রৈদ্‌ডা যবর্‌ ইস্‌সা ইস্‌সা করে। [অনু.]।

ইহর্‌=[ম]—বি. শিকড়, মূল ॥ গাসের ইহর্‌। [<হিহর<শিকড়]।

২=[চা, ম]—বি. ছন জাতীয় লম্বা ঘাস ॥ গাং পার ইহর্‌ লাগাইলে শহরে মাডি বাংগে না। [<উশীর]।

ইহান্‌=[কুম, চা]—ক্রি. বিণ. এই-খানে ॥ ইহান আহিস্‌ না। [<এখানে]।

ইহি=[খু]—অব্য. ছিঃ ॥ ইহি কি পচ'। মাস্‌রে।

ইহিরে=[ফ]—অব্য. দেখ রে ॥ ইহিরে, মতি কি পানিত্‌ গোসল্‌ করে।

ইহিহি=[বা, ফ]—অব্য. ছিঃ ছিঃ ॥ ইহিহি, তোমার্‌ এই কাম্‌।

ইহ্‌=[চা, কুম]—অব্য. আহা ॥ ইহ্‌, অল্‌পের্‌ লাইগ্যা মাস্‌টা পাইলাম্‌ না। [<ইস্‌]।

উ=[রা]—বিণ. সেই, ঐরূপ ।। অয়্‌ উ কথা জান্‌তে পারাছো । [<উআ <উহা]।

উঅদ্‌দি=[চট্ট]—ক্রি. বিণ. উপর দিয়া ।। তিন্‌ দিনব্‌ উঅদ্‌দি হৌরর্‌ বারিত্‌ খাইলে যাঁড়াব্‌ বারি । [<উপর+দি =দিয়া]।

উঅর্‌=[চট্ট]—অব্য. উপর ।। গাসর্‌ উঅর্‌ পৈক্‌ বৈ রৈয়ে । [<উপর]।

উঅশ্‌শা=[চট্ট]—বিণ. উপরি, হিসাবের বহির্ভূত ।। কেবানিবা অনেকে উঅশ্‌শা ট্যাঁগা পায়্‌ । [<উপর হিস্‌সা ; হিস্‌স : [illegible] আঃ]।

উআ=[চট্ট]—বিণ. সোজা, মাথার উপরের দিকে চাহিয়া আছে এমন ।। উআ হৈ রৈস ক্যা ? [<উজা<উজু প্রাং<ঋজু সং]।

২=[সি]—শ্বাস ।। লোক্‌টার্‌ উআ নাই। [<*অহু<অসু সং]।

উআইশ্‌শা=[চট্ট]—বি. উপবাসী ।। উআইশ্‌শার্‌ লাই দান্‌ কুয়াদ্‌ । [<উপবাস+ইয়া প্র.]।

উআতারাংগা=[চট্ট]—বিণ. চঞ্চল ।। [<উত্তরঙ্গ]।

উআম্‌বা=[সি]—বি. মনের ইচ্ছা ।। বেটির্‌ উআম্‌বা পুরা কবি নাই।

উআরা=[সি]—বিণ. নুলো বা নিকৃষ্ট ।। [আরাবহ্‌ [illegible] ফা.]।

উআশ্‌=[চট্ট]—বি. উপবাস ।। কৈরাডা হারাদিন্‌ উআশ্‌ কৈর্‌গে। [<উপবাস]।

উআশ্‌কাআশ্‌=[চট্ট]—বি. উপবাস ।। কৈরা ব্যাডায় উআশ্‌ কাআশ্‌ কৈর্‌গে । [দেখ উআশ্‌+কাআশ্‌ অনুঃ]।

উআশ্‌শ্যা=[চট্ট]—বি. উপবাসী ।। উঅশ্‌শার্‌ লাই দান্‌ কুয়াদ্‌ । [দেখ উআইশ্‌শা]।

উই=[ফ]—সর্ব. এই ব্যক্তি ।। উই আমার ট্যাকা নিসে। [<ঐ]।

২=[কুম]—বি. চুল ধরিয়া সজোরে টানিলে এক ধরনের শব্দ হয় তাহা ।। মাতার্‌ মৈদ্‌দে উই ফুডামু।

উইঅরা=[চট্ট]—সর্ব. ঐ তাহারা ।। উই অরা ইক্যাঁ আইযের্‌ । [<ঐ+উরা= উহারা]।

উইআন্‌=[চট্ট]—বিণ. ঐ খান ।। উই আন্‌ কার্‌ বারি ? [<ঐ খান]।

উইউন্‌=[চট্ট]—বিণ. ঐগুলি ।। উইউন্‌ কার্‌ মাল্‌ ? [<ঐগুলি=গুলি]।

উইওল্‌=[চট্ট]—বি. উঠিবার স্থান।

উইখ্যা=[ম, পা]—বি. বাঁশের মাচা ।। উইখ্যার্‌ উফ্‌রে থালা রাহে।

উইগ্‌লানো=[ম]—বি. উপড়ানো ।। বাতাশে আম্‌গাসটারে উইগ্‌লাইয়া হালাইসে। [<উগ্‌লান্‌<উগরণ<উদ্‌গিরণ]।

উইযাইরা=[য]—বিণ. লক্ষ্মীছাড়া ।। উইযাইরা পোলা দিয়া কাম্‌ ঐব না। [<উজাড়িয়া ; উজাড় হিং]।

উইয্যাতি=[চট্ট]—বি. হঠকারিতা, উদ্ধতা, একগুঁয়েমি ।। আঁই ন যাইতি কৈলাম্‌ তবু উইয্যাতি করি চ'লি গ্যাল্‌। [<হুজ্জতি<হুজ্জত [illegible] আঃ+ই প্র.]।

উইয়্‌যা=[কুম]—অস. ক্রি. উড়িয়া ।। পৈক্‌ডা উইয়্‌যা যাইতাসে। [<উড়িয়া]।

উইয়্‌থ্যা কত্তা=[কুম]—বিণ. অন্যায় কথা ।। বাপের্‌ লগে উইয়্‌যা কত্তা কও ক্যা ? [<অগ্রাহ্য কথা]।

উইটা=[কুম]—বি. বাঁশের ঝাড় ।। আমাগো উইটাত্‌ বহত্‌ বাশ্‌ আসে। [উইট্‌টা দেখ]।

উইট্‌টা=[কুম]—বি. বাঁশের মূল ।। উইট্‌টা বালান্‌ যায়্‌ । [এটিয়া<আটিক =সাধু এঁটো]।

উইঠ্যাল্‌=[চট্ট]—বিণ. অবস্থাসম্পন্ন ।। হিতে বর উইঠ্যাল্‌ গিরস্ত ।[<উঠিয়াল উঠিয়া √উঠ্‌+ল প্র.]।

উইঠ্‌ঠা পিঠ্‌ঠা=[পা]—ক্রি. বিণ. দ্রুত বেগে ।। দাবাড়ের চোটে উইঠ্‌ঠা পিঠ্‌ঠা দৌড় মারছে'। [<উঠিয়া পড়িয়া]।

উইডা=[ঢা]—বিণ. <ঐটা (তুচ্ছার্থে) ।। উইডা কিরে ?

উইতাপ্‌=[ম]—বি. পিপাসা ।। [<উত্তাপ]।

উইতারা=[চট্ট]—সর্ব. ঐ তাহারা ।। [<ঐ তাহারা]।

উইতারে=[চট্ট]—সর্ব. ঐ লোকটিকে ।। উইতারে মানে মারি ফেলাইল্‌। [ঐটা +রে কর্মকারকে]।

উইতাল্‌=[ম]—বি. উচ্চতা ।। গরের্‌ উইতাল্‌ কয়্‌ আত্‌ ? [<উত্তাল সং]।

উইতে=[চট্ট]—সর্ব. ঐ সে ।। উইতে ট ক্যা আইয়ের্‌ । [<ঐ+তে কর্তৃকারকে]।

উইতেইক্‌কা=[পা]—বি. নিতম্ব উপর দিকে দিয়া মাথা হেঁট করিয়া থাকিবার অবস্থা ।। [<উপুত্‌ (=উপুড়)+মুখ+ইয়া প্র. ; দেখ উইত্‌]।

উইত্‌=[কুম, চট্ট]—বিণ. উপুড় ।। পাতিল গুয়া উইত্‌ করি রাখ্‌। [দেখ উইতেইক্‌কা]।

উইত্‌তল্‌=[চট্ট]—বি. লটকানো মাচার নীচের জায়গা ।। কাঅঅের্‌ আলন্‌ উইত্‌তলে রাইখ্‌খে। [উপর+তল]।

২=[চট্ট]—বি, উঠিবার স্থান ।। [<উত্থল]।

উইত্‌তেইক্‌কা=[চট্ট]—ক্রি.বিণ. নিম্নমুখী হইয়া ।। উইত্‌তেইক্‌কা বৈ রৈস ক্যা ? [দেখ উইতেইক্‌কা]।

উইথ্যা=[চট্ট]—বিণ. যাহার ঘরে কোন কিছু নাই ।। এ্যাহ্‌নেরে উইথ্যা হৈ গেলি গৈ ? [<অবর্ধিত প্রাং<অবাস্তবিক সং]।

উইদ্‌লা=[চট্ট]—বিণ. খালি ।। ক্যাশ

বাইসৃতে বাইসৃতে কম্বল্ উইদ্দা। [<শুষ্ক ; তুং শুধু হাত]।

২=[কুম, চা]—বি. উচ্ছে তরকারী॥ উইদ্দা যবর্ তিতা। [=উস্‌ত<উচ্ছা =উচ্ছে]।

উইনানো=[কু, পা]—ক্রি. গলিয়া যাওয়া॥ রোইদে ঘি উইনা যায়্। [<উনা<উণ্‌হ প্রাং<উষ্ণ সং+আন প্র.; নামধাতু]।

উইন্=[চট্ট]—অব্য. এইগুলি, ইহারা॥ উইন্ আঁরাত্তুন্ ডাঁঅর্ না। [<ঐগুলি =গুলি]।

২=[চট্ট]—বি. উকুন॥ হিত্তির্ মাথাত্ উইন্ বরা। [<উকুন<উৎকুণ সং]।

উইন্‌না=[ম]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ॥

২=[কুম, নো]—বি. চাল হইতে বৃষ্টির পানি পড়িবার স্থান।

উইন্‌নাশি=[চট্ট]—বি. হাঁপানি, ঊর্ধ্ব-শ্বাস, পরিশ্রম॥ এই কাম্ কর্‌তে আমার্ উইন্‌নাশি ঐ গেইয়ে।

উইবা=[চট্ট]—সর্ব. উহা, ঐ ব্যক্তি॥ উইবা আন্নের্ কি অয়্? [<ঐ+বা প্র.; তুং কিবা]।

উইবি=[পা]—ক্রি. বিণ. ঐ রকম॥ কাঠ্‌গুলি উইবি থাক্। [<ঐভাবে]।

২=[পা]—বিণ. উঁচু॥ গাড়িডা উইবি কর্‌তো। [উভী<উব্ভ প্রাং<ঊর্ধ্ব সং +ই প্র.]।

উইব্যানো=[চট্ট]—ক্রি. অচেতন অবস্থায় প্রলাপ বকা॥ বিরাম্বি উইব্যায়্।

উইব্‌বা=[চট্ট]—ক্রি. বিণ. উপযাচক হইয়া॥ উইব্‌বা কথা কৈলে ঠ্যাহন্ লাগে। [<উপযাচক সং; তুং উপর্ হিং]।

উইয়ের্ ডেহির্=[পা]—বি. উইয়ের ঢিপি॥ উইয়ের্ ডেহির্ ডো বাইংগা দে। [<ঢের হিং<থিঅঘর প্রাং<অধি কতর সং]।

উইরাতারা=[ম]—ক্রি. বিণ. তাড়াহুড়া॥ হ্যাহ্ উইরাতারা কৈরা চৈ'ল্যা গ্যাল্। [<অরা বরা; অরা অনু: কিংবা<হুড়া তাড়া]।

উইরাতালা=[ম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ বাত্ খাওনের লাইগ্যা পোলাহানে কিয়ুন্ উইরাতালা লাগাইসে। [দেখ উইরাতারা]।

উইর‍্যাম্=[চা]—বি. এক প্রকার কাঠ॥ উইর‍্যামের্ কোশা বালা অয়্।

উইর্=[চট্ট]—বি. শস্যের গোলা, লাক্‌ড়ি ইত্যাদি রাখিবার অনুচ্চ মাচা॥ [<উপঘর<উপগৃহ সং]।

উইর্ ম্যান্‌রা=[ক]—বি. উই পোকার বাসা॥ [=উই এর+মেন্দ্রা<মন্দির]।

উইলি=[কু, পা]—বি. গাড়ীর চাকায় ব্যবহৃত গোলাকার লোহার পাত॥

২=[কু, পা]—ক্রি. বিণ. উচুঁ করিয়া॥ গাড়ি উইলি কৈরি ধর্। [<উচল <উচ্চ সং+লি প্র.]।

৩=[কু, পা]—বি. উলু॥ উইলি খড়ের্ সাউনি খুব্ ঠিকে। [<উলু <উলপ সং]।

উইল্ মাস্=[য]—বি. টাকির মত লালচে রঙের মাছ, চ্যাং মাছ॥

উইল্‌লা=[ম]—বি. ধাক্কা॥ উইল্‌লা মাইরা ফালাই দিসে। [<হুলি<হুড় (নামধাতু)+ইয়া অস. ক্রি.র বিভক্তি]।

২=[কুম]—অস. ক্রি. উদয় হইয়া, উঠিয়া॥ চ'ান্ উইল্‌লাই আবার্ ডুইব্যা গ্যাল্। [<উইল<উইঅ প্রাং<উদিত সং+ল (স্বার্থে) প্র.+ইয়া অস. ক্রি.র বিভক্তি]।

৩=[ম]—বি. পুরুষ॥ উইল্‌লা বিলাইডা যবর্ বালার্। [<হোলা]।

উইশার্=[চা]—বিণ. সাবধান॥ [<হোশিয়ার هوشیار ফা:]।

উইশা শুইশা=[ম]—ক্রি. বিণ. বুঝিয়া শুঝিয়া॥ উইশা শুইশা বিয়ার্ কাম্ কর্ন লাগে। [শুইশা<শুঝিয়া; উইশা অনু:]।

উইশ্‌টা=[ম]—বি. হোঁচট॥ উইশ্‌টা খাইয়া আংগুল বাংচি'। [<হোঁচট]।

উইশ্‌টি=[কু]—অস. ক্রি. ছুটিয়া॥ গুলিটা উইশ্‌টি গ্যাল্।

উইশ্‌শা=[ম]—বি. রাগ॥ উইশ্‌শা কৈরা বাত্ না খাইলে কাম্ কি ওবো? [<উষ্মা]।

উইস্‌তা=[কুম, চা]—বি. উচ্ছে॥ উইস্‌তা বাগা খাওন্ খুব্ বালা। [<উচ্ছা<উচ্ছে]।

উইস্‌সা=[চা]—বি. উচ্ছে, করলা॥ উইস্‌সা তর্‌হারি তিতা লাগে।

উইহানে=[ফ]—ক্রি. বিণ. সেইখানে॥ উইহানে এ্যাক্‌টা লেবু গাস্। [<ঐ খানে]।

উউলা=[য, খু]—বি. খেজুর গাছের রস নেওয়ার ব্যবস্থা, হাঁড়ি॥ গাসি গাস্ পেড়ে নিলে উউলা পাত্তিশ্।

উও=[বা]—বিণ. উহা॥ উও কি কাম্ কর্‌নি? [<উহা]।

উং=[ম]—বি. পশম। কম্বলের্ উং গতরে বিন্দে। [<রোম]।

উংকা=[সি]—ক্রি. বিণ. এখন॥ উংকা যাইতায় নি? [<এখন+কা]॥

উংকার্=[পা]—বিণ. গরম॥

উংগর্=[খু] বি. মাচা॥ [<দেখ উইর্]।

উংগা=[খু]—সর্ব. তাহাদের॥ উংগা হাঁশ্ তোংগা বাড়িতে ক্যান্? [উহাদের +গা সম্বন্ধে বিভক্তি]।

২=[সি]—বিণ. জারজ (গালি অর্থে)॥ উংগা আরাম্ যাদা পালু কৈ?

৩=[খু]—বি. বানের শুঁথা॥ [<শৃংগ]।

উংগাইল্=[ম]—বি. ধান (স্বামী বা গুরুজনের নামের সঙ্গে কোন বস্তুর নামের সাযুজ্য থাকিলে মেয়েরা সেই বস্তুর নাম না লইয়া তাহার পরি-বর্তে অন্য নামে ডাকে)॥ ইয়াতনের্ হশুরের্ নাম্ ধানু, হ্যার্ লাইগ্‌গা দানেরে কয়্ উংগাইল্।

উংগাডুংগা=[সি]—বি. গালি বিশেষ (জারজ অর্থে)॥

উংগানি=[ম, চা, সি]—বি. ঝিমানি॥ পর্‌তে বৈলেই তরে উংগানিয়ে দরে। [<উংঘ্ হিং+আনি প্র]।

উংগানো=[ম]—ক্রি. ঝিমানো॥ পরতে বৈলেই তুই খালি উংগাস্। [দেখ উংগানি; উংঘনা হিং]।

উংগিল্=[নো]—বি. সন্ধান॥ হ্যাতার্

কোন উংগিশ্ ন পাইসি। [<উদ্দেশ]।

উংগো=[খু]—বি. শুঁয়া, ধানের আগার চিকন কাঁটা বিশেষ।। শব্ ধানের্ উংগো নাই। [<শৃংগ; দেখ উংগা]।

২=[পু]—সর্ব. উহাদের।। উংগো বাড়ি কৈ? [উহাদের; গো সম্বন্ধের বহু ব. বিভক্তি]।

উংগোর্=[খু] বি. পাটাতন, তাক।। মুড়ির্ টিন্ উংগোরের্ উপর্ আগে। [দেখ উগোর্]।

উংলাতল্=[বা]—বি. ঘরের চালের পানি পড়িবার স্থান।। [দেখ উইনুনা]।

উঁই=[পা, দি]—সর্ব. উনি, সে।। উঁই কুনঠে গ্যাল্? [<উনি]।

উঁইঅত্=[চট্ট]—ক্রি.বিণ. সেই স্থানে।। উইঅত্ আঁই যাইযম্। [<উহাতে]।

উঁইক্কা=[চট্ট]—ক্রি.বিণ. ঐ মুখী, ঐ দিকে।। উঁইক্কা যা। [<ঐ মুখী]।

উঁইযুই=[চট্ট]—বি সোরগোল।। কিয়র্ উঁইযুই লাগি গ্যাল্ গৈ? [<হৈচৈ]।

উঁইয্যা=[চট্ট]—বি. মোরগ আটকাইবার খাঁচা, হাড়ি পাতিল ঢাকিবার বাঁশের তৈরী ঝাঁপা আবরণ বিশেষ।।

উঁকার্=[ব,রা]—বি. আল।। [দেখ উংকার]।

উঁচ'া=[নো]—বি. বর্ষাকালে রৌদ্রের অভাবে ধান আগুনের তাপে শুকাইয়া লওয়া।। [<উৎশোষণ]।

উঁচি লওয়া=[চট্ট]—ক্রি. উপর হইতে বাছিয়া লওয়া।। মৈচ্' থাকি উচি' লও। [<উঞ্ছ+ই অস. ক্রি. বিভক্তি]।

উঁচ'্যাল্=[পা, ক]—বিণ. উচ্চ, শূন্য, উপরের।। [<উচ্চল]।

উঁচ্'=[নো]—বিণ. উচ্চ।। 'উঁচ্' খান্ দা পানি যায় না' (প্রবাদ)। [উচ্চ]।

উঁত্=[রা]—বি. আড়াল।। [ওৎ; ওট হিং<আবৃত্ত সং]।

উঁদা=[কু,পা]—বি. হুলা, মর্দা, পুরুষ।। উঁদা বিড়াল।

২=[চট্ট]—বিণ. নীচু।। মাথা উঁদা করি গরত্ যাইঅ। [<অঁউধা হিং অবমূর্ধা সং]।

উঁদুর্=[চট্ট]—বি. ইঁদুর।। উঁদুরে কাঅর্ কাডি ফ্যালাইয়ে। [<উন্দুর]।

উঁয়াইর্গা=[চট্ট]—বিণ. সঙ্গী।। উঁয়াইরগা ক্যালাই ন যাইঅ। [<উপকারক]।

উর্কা=[রা]—বি. গুড় মিশ্রিত খই মুড়ি।। [উড়কা]।

উঁশ্ শুশ্=[নো]—বি. বুদ্ধি শুদ্ধি।। তোর্ কোন উঁশ্ শুশ্ নাই। [<হোশ هوش ফা.+গোশ=শুশ অনু:]।

উঁশ্ বরাদ্=[নো]—বি. বুদ্ধিশুদ্ধি।। তোর্ উঁশ্ বরাদ্ নাই। [দেখ উশ্+বরাদ<বরাদ্দ]।

উঁসিউঁসি=[নো]—ক্রি. বিণ. উপরে উপরে লইয়া।। চা'ইল্ গুলি উঁসি উঁসি রান্দ। [দেখ উচ্লানো]।

উকা=[সি]—বি. বিষাউজ।। পুয়াগর্ উকা ঐসে।

২=[সি]—বিণ. উগ্র।। উকা গরুরে নাগা দিয়া বাইন্দ। [উগ্গ প্রাং<উগ্র সং]।

৩=[দি, রং]—বি. রাত্রে অল্প পানিতে মাছ মারিবার জন্য ব্যবহৃত অনন্ত পাটখড়ি বা লন্ঠন। [দেখ উকা$_4$]।

৪=[রং]—বি. উল্কা।। অর উকার্ লাক্কান্ চলে। [<উল্কা]।

উকাই=[ম]—বি. মরামাস।। আবুর্ মাথাত্ উকাই ঐসে।

উকাটন্=[রা]—বি. দড়ি পাকাইবার বাঁশের যন্ত্র বিশেষ।।

উকাদার=[সি]—বিণ. টেকসই, নিমক-হালাল।। বর উকাদার্ চ'াহর্ও আসিল্। [<ওফাদার=বফা وفا আং+দার دار ফা.]।

উকানো=[কুম]—ক্রি. বমি করার আগের হেঁচকি।। [<ওক্না হিং]।

উকাল্=[কু]—বি. কাপড়ের মাঝে মাঝে অল্প সুতার বুনট।।

উকারন্=[কুম]—ক্রি. অত্যাধিক তারিক করা।। এত উকাইর না।

উকারানো=[সি]—ক্রি. উৎপাটন করা।। তুফানে গাস্টা উকারাইয়া গ্যাসে। [<উকড়চন প্রাং <উৎকর্ষণ সং]

উকারি=[রা]—বি. ঘরের উপর তোলা পোকার মাটি।। গুয়েৎ উকারিতে বশেছিশ্

উকার্=[ব]—বি. মাচা, ছাদ।। ঘর্ টির্ ভাংগা উকার্। [<দেখ উইর্]।

২=[রা]—বি. উপকার।। উকার্ কর্লে মনে থাহে। [<উপকার]।

উকার্তল্=[সি]—বি. গোলাঘরের নীচ।। উকার্তলে আশ্মুরগি থাহে। [<উকার+তল]।

উকালন্=[বা]—ক্রি. আড় দেওয়া।। আগুন্ডা উকাইল্লা দ্যাও। [<উৎকূলন কিংবা উৎকলন]।

উকাল্=[চা]—বি. বমি।। উকাল্ করিস্ না। [দেখ উকানো]।

২=[চা]—বি. পলিমাটি।। ধরিন্ডাত্ খুব্ উকাল্ পর্সে।

৩=[বা]—বি. মাছ বিশেষ।। আমি উকাল্ মাস্ খাই না।

৪=[সি]—বি. শব্দ, আওয়াজ (বিশেষতঃ রাত্রিকালীন)।। বারিত্ ঢুকি কেঐর্ উকাল্ পাইলাম্ না।

উকাশ্=[রা]—বি. চিহ্ন।। ঐটা কিশের্ উকাশ্? [<উদ্দেশ]।

২=[ক]—বি. বমি।। কলেরার্ বিমারি বারে বারে উকাশ্ করে। [দেখ উকাল্]।

৩=[রং]—বি. অবকাশ।। এ্যাক্ জরা উকাশ্ নাই। [<অবকাশ]।

৪=[রং]—বি. নিঃশ্বাস।।

উকাশ্ নিকাশ্=[রা]—বি. অবসর।। [<অবকাশ+নিকাশ অনু:]।

উকাশ্ পাওয়া=[বা]—ক্রি. অবকাশ পাওয়া।। এ্যাক্ যরা উকাশ্ পাই না। [<অবকাশ পাওয়া]।

উকাহে=[চা]—বি. উচ্চতায়।। এবুড়া উকাহে কম্।

উকি=[দি]—বি. মাথার বিষাউজ।।

২=[দি]—বি. হেঁচকি, বমির জন্য গা ঘাটা।। ভোয়ানক্ উকি আশ্চে।। [<ওক হিং+ই]।

উকি দ্যাওয়া=[সি] — ক্রি. পায়ের গোড়ালির উপর ভর করা ॥ উকি দিয়া কিতা দ্যাখ্‌বা ? [উকি দেওয়া]।

উকিয়া=[রা]—বি. প্রত্যহ সময়মত যাওয়ার স্থান ॥ [<রাকি'আঃ وقعة; আং=ঘটনা]।

উকিয়া পুকিয়া=[রা]— ক্রি. বিণ. আড়াল হইতে উকিঝুকি মারিয়া ॥ উকিয়া পুকিয়া দেখ্‌ছিশ্‌ ক্যানে ?

উকিল্‌ বাপ=[দি, কুম]—বি. বিয়ের উকিল ॥ [বকীল وکیل, আং+বাপ]।

উকুইন্‌=[সি]=বি. ধান নাড়িবার বাঁশের দণ্ড ॥

২=[সি]—বি. উকুন ॥ মাতার্‌ উকুইন্‌ কালাও। [উকুন]।

উকুনা=[রা] — বি. তৃণ বিশেষ ॥ গরুকে উকুনা খাওয়াও।

উকুন্‌দি=[রং]— বিণ. যে ছাগলের একটি বাচ্চা হয় ॥ উকুন্‌দি ছাগল পুশ্যা কি হবু ?

২=[র]=বি. যে পুরুষ বা স্ত্রী কিছুই নহে, নপুংসক ॥

উকুন মধু=[রা]—বি. একটি ধানের নাম ॥

উকুরানো=[রা]—ক্রি. তুলিয়া আনা ॥ কাগজ্‌টা উকুরি আন্‌।

উকুলি = [রং] — বি. শিলনোড়া। [<উখলি<উদুখল+ই প্র.]।

উকুশ্‌ পুকুশ্‌=[রং]—ক্রি. বিণ. অস্বস্তি-বোধ ॥ এ্যালা উকুশ্‌ পুকুশ্‌ করিশ্‌ ক্যা ? [অনু.; তুং 'হাঁশফাঁশ']।

উকেইট্‌=[দি]—বি. হোঁচট ॥ ইটা-টাত্‌ উকেইট্‌ নাগ্‌ছে। [<হোঁচট]।

উক্যান্‌=[খু] — ক্রি. বিণ. ওখানে ॥ উক্যান্‌ ওটা কিরে ? [<ওখানে]।

উক্যানি নাক্যানি=[কুম]—ক্রি. বি. খারাপ উদ্দেশ্যে একবার এদিকে একবার ওদিকে তাকান ॥ [দেখ উক্যানো+ নাক্যানি অনু:]।

উক্যানো=[কুম]—ক্রি. উকি দেওয়া ॥ উক্যাইয়া কিতা দ্যাখ্‌লা ? [<উকি (নামধাতু)+আনো প্র.]।

উকৈন্‌=[সি]—বি. ধান মাড়াইবার বাঁশের তৈরী হাতিয়ার বিশেষ ॥

উকো=[কুম] — বিণ. তৈলবিহীন ॥ উকো মাথায়্‌ চা'ন্‌ কর্‌লি ?

২=[খু]—বি. রেত, করাত শান দেওয়ার লৌহ যন্ত্র বিশেষ। [<উখা]।

উকোট্‌=[রা]—বি. হঠাৎ বাধাপ্রাপ্ত। [<হোঁচট্‌]।

উকোল্‌=[কু]—বি. এক প্রকার মাছ ॥ উকোল্‌ অনেকে খায় না।

=[সি]—অব্য. উঃ, যন্ত্রণাপ্রকাশক শব্দ ॥ উক্‌ কি বিশ্‌।

উক্‌উকা=[সি]—বিণ. উগ্র, উঠন্ত ॥ এ্যাত উক্‌উকা গরু বাপ্‌ চি'নে না।

উক্‌উকি=[সি]—ক্রি.বি. শক্তি দেখান ॥ এ্যাত উক্‌উকি কৈর না।

উক্‌কা=[কুম]—বি. অগ্নিস্ফুলিংগ ॥ আগুনের্‌ উক্‌কা উঠ্‌তাসে। [<উল্কা]।

উক্‌কাই=[দি]—ক্রি. বিণ. খামাখা, বিনা কারণে ॥ উক্‌কাই এক্‌কান্‌ কতা কয়লেই [illegible] ?

উক্‌কানা=[খু] [illegible] খুলন্ত বোঁটা ॥ টেয়া উপায়্‌ [illegible] ; উক্‌কানা দ্যান্‌ ক্যা ?

উক্‌কা পাওয়া=[[illegible]] [illegible] বিনা পরিশ্রমে [illegible] এই যিনিশ্‌টা উক্‌কা পাইছস।

উক্‌কার্‌=[দি] [illegible] উঁচু খাড়া ॥ গাংগের্‌ [illegible] উক্‌কার্‌। [উঁচু <উচ্চ [illegible]]।

উক্‌কাশ্‌=[চট্ট] [illegible] বিদ্রূপ ॥ এ্যাত উক্‌কাশ্‌ মারন্‌ ঠিক্‌ [illegible] [<উপহাস]।

উক্‌কি=[কু, পা]—[illegible] উপরে ॥ উক্‌কি ভাত্‌ দ্যাও।

উক্‌কুত্‌=[সি]—বি. হঠকারিতা ॥ মানুশ্‌টা শব্‌কানোই উক্‌কুত্‌ করে। [<উত্তক প্রাঃ <উত্তর্ক সং]।

উক্‌কুত্‌ ওরানো=[সি]—ক্রি. হঠাৎ রাগ করা ॥ হে আমার্‌ দিকে উক্‌কুত্‌ তৈরা উঠ্‌ল।

উক্‌কুনি=[ম]—বিণ. সামান্য ॥ আমারে উক্‌কুনি দুদ্‌ দ্যাও। [<একটুখানি]।

উক্‌কুয়া=[চট্ট]—বি. ছোট কচু বিশেষ।

উক্‌কুর্‌ উক্‌কুর্‌=[সি]—অব্য. কাশির ধ্বনি ॥ হারা রাইত্‌ খালি উক্‌কুর্‌ উক্‌কুর্‌ করে। [ধ্বন্যা.]।

উক্‌চা'নো=[খু, য]—ক্রি. কাহাকেও অন্যায় ভাবে মাতাইয়া তোলা বা উৎসাহিত করা ॥ [<উক্‌শানো <উৎকোশন ; =উস্‌কান; তুং উক্‌সানা, উস্‌কানা হিং]।

উক্‌ছানো=[রা]—ক্রি. উস্কানো ॥ [দেখ উক্‌চা'নো]।

উক্‌টানো=[ন, রা]—ক্রি. খোঁজ করা ॥ উক্‌টে উক্‌টে হয়রান্‌ হচি তবু গরুটা না পালু (বা)। [<উৎকটন]।

উক্‌টিয়ে বেড়ানো=[কু, রা]—ক্রি. কাহারও উপকার করিলে সেই উপ-কারের কথা অন্যের নিকট সাড়ম্বরে প্রকাশ করা, রোষ বশতঃ কাহারও কলঙ্ক প্রকাশ করা ॥ [দেখ উক্‌টানো +ইয়া প্র.+বেড়ানো]।

উক্‌ড়ো=[খু]—ক্রি. বিণ. বিনা আসনে ॥ উক্‌ড়ো বশিস্‌নে। [<উকড়ু হিং]।

উক্‌তা=[সি]—বিণ. অবাধ্য, কর্কশ ॥ বর উক্‌তা পুয়া। [<হোঁক্‌তা <হোঁৎকা]।

২=[ম]—বিণ. উল্টা ॥ উক্‌তা পত্‌ গাদায়্‌ বয়্‌ না।

উক্‌তানো=[রং]—ক্রি. খুলিয়া যাওয়া ॥ গরুটার্‌ খুট্‌ বারে বারে উক্‌তি যায়।

উক্‌তামি=[সি]— বি. বেয়াড়াপনা ॥ হকল্‌তাত্‌ উক্‌তামি কর ক্যানে ? [দেখ উক্‌তা+মি প্র.]।

উক্‌তি=[ক]—বিণ. আন্দাজ। উক্‌তি কৈরা কও দেহি।

উক্‌না=[ব]—সর্ব. উনি ॥ উক্‌না কে যায়্‌ ?

২=[দি]—বিণ. ঐ টুকু ॥ উক্‌না মাছে কজনের্‌ ভাত্‌ খাওয়া হবি ? [<ঐ গুনা=ঐ গুলা]।

উক্‌নি মধু শালিনা=[বা]—বি. আমন ধান বিশেষ ॥ [উকনি+মধু+শালি =ধান,+না প্র.]।

উক্‌নে=[কু]—বি. চোরকাঁটা ॥ ঐ মাঠে শুধু উক্‌নে গ্যালেই কাপড়ে লাগ্‌বে। [<উকুন+ইয়া প্র.]।

উক্‌রা=[সি]—বি. এক প্রকার [illegible] ॥

২=[সি]—বি. গুড় মেশান খৈ ॥

উক্‌রানো=[রা]—ক্রি. শিকর সমেত উপড়াইয়া তোলা ॥ চারা গাছটা উক্‌রালে ক্যান্? [<উখড়্‌না হিং <উৎক্ষোদন সং কিংবা উৎখাতন=উৎখনন সং কিংবা দেখ উকারানো]।

উক্‌রি পুঁক্‌রি=[রা]—বি. কাচ্চা বাচ্চা, বংশ ॥ শত্তুরের্ উক্‌রি পুঁক্‌রি য্যান্ থাকে না।

উক্‌রি মুক্‌রি=[সি]—বিণ. মেষের লোমের মত কোঁকড়ানো ॥ গাসের চিঁচিংগা গুইন্ উক্‌রি মুক্‌রি।

উক্‌লানো=[দি]—ক্রি. মুখ দিয়া বাহির করিয়া আনা ॥ দাম্ দিতে না পার্‌লে যা খাইছ সব্ উক্‌লামু। [<উগলানো <উদ্‌গিরন সং ; দেখ উকাল্]।

উক্‌লি=[সি]—বি. ছোট চ্যাঙ্ বা লেঠা মাছ ॥

উক্‌শা=[ব]—বি. বাজ পাখী ॥ উক্‌শা মুরগির্ চ'ারো নব্‌সে।

উক্‌শামুড়া=[খ]—বিণ. উসকো খুসকো ॥ তোর্ মাথার্ চুল্ উক্‌শামুড়া ক্যান্?

উক্‌সাই=[ফ]—বি. উড়ন্ত ছাই ॥ কুদাইয়া যাল্ দিলে দুদে উক্‌সাই পড়্‌বে। [উক্<উখা+সাই<ছাই ; দেখ উক্‌সাল্‌লি ; উখা=আখা, চুলী]।

উক্‌সাল্‌লি=[নো]—বি. রান্না করার সময় চুলী হইতে উড়ন্ত ছাই ॥ দুদ্ গোরা দে, উক্‌সাল্‌লি হৈর্‌বো। [<উখছালি ; ছালি<ক্ষরিকা সং ; দেখ উক্‌সাই]।

উখা=[কুম]—বিণ. খাড়া ॥ রাস্তায় উখা খুডি মারল্ কে?

২=[কুম]—বিণ. একগুঁয়ে ॥ উখা পোলারে বুঝ্ দ্যাওন্ এ্যাত শিদা না।

উখাইট্‌টা=[চট্ট]—বি. গুমোট, ভ্যাপসা গরম ॥ আবহাওয়া উখাইটটা পর্‌সে।

উখাল্=[সি]—বি. পলিমাটি ॥ খ্যাতের্ মৈদ্দে উখাল্ পর্‌সে। [দেখ উকাল্]।

২=[কু.চা]—বি. বমি ॥ আমার্ ক্যারে যানি উখাল্ আইতাসে। [দেখ উকাল্]।

উখি দ্যাওয়া=[সি]—ক্রি. ঢেকুর উঠা। [দেখ উকি$_2$]।

উখুম্=[সি]—বি. হুকুম, আদেশ ॥ চ'াকর্‌রে উখুম্ দ্যাও। [<হুকুম حکم আং]।

উখ্যারা=[ম]—বিণ. উল্টা দিকের ॥ উখ্যারা বাতাশে পাল্ খাডে না।

উখৈল্=[সি]—বি. খড় নাড়ার বংশ-দণ্ড বিশেষ ॥

উখ্=[ম]—বি. আখ, ইক্ষু ॥ [<উক্‌খু প্রাং<ইক্ষু সং ; তুং উখ হিং]।

উখ্‌ড্যা=[রা]—বি. মুড়কি ॥

উখ্‌মাথা=[রা]—বি. তৈলহীন মাথা ॥ উখ্ মাথায় গোছল্ করা ভাল না। [<উক্‌খ=রুক্ষ+মাথা]।

উখ্‌রা=[কুম]—বি. অন্যলোক ॥ এই বারিতে এ্যাত উখ্‌রা ক্যারে? [উখ্‌রা <উপরি]।

২=[সি]—বি. দরজা বন্ধ করিবার জন্য ব্যবহৃত বাঁশ বা কাঠ ॥ [<হুড়কা]।

উখ্‌রাইল্=[কুম]—বিণ. যাহা সমূলে উৎপাটিত হইয়াছে ॥ উখ্‌রাইল্ চ'ারা। [<উখড়া, দেখ উক্‌রানো+ইল প্র.]।

উখ্‌রাদ্দা=[কুম]—বিণ. বাহুল্য ॥ উখ্‌রাদ্দা খরচ' মহাপাপ্।

উখ্‌রানো = [কুম] — ক্রি. সমূলে উৎপাটন ॥ আগাসা উখ্‌রাও। [দেখ উক্‌রানো]।

উখ্‌রি=[ক]—বি. নারিকেলের মালার হাতা ॥ এক্ উখ্‌রি ডাইল্ দে। [<উখড়ি]।

২=[কুম]—বি. মাল আনা নেওয়ার জন্য ব্যবহৃত এক প্রকার নৌকা ॥

উখ্‌লি=[রং, রা]—বি. উদুখল, ধান ভানার জন্য গর্ত বিশিষ্ট কাঠের গুঁড়ি ॥ [<উক্‌খল প্রাং<উদুখল সং+ই প্র.]।

উগল্=[খু]—অব্য. গরু তাড়াইবার সঙ্কেত ॥ উগল্ উগল্ বায়্ বায়্।

২=[ফ]—বি. চাষ দিয়া মাটি ওলট পালট (করণ) ॥ খ্যাত্‌টাত্ বেশি কৈরা উগল্ দ্যাওন্ লাগ্‌ব।

উগল্‌দান=[কুম]—বি. থুথু ফেলার পাত্র ॥ [<উগাল হিং+দান دان ফা. প্র.]।

উগা=[ম]—বি. মাচা ॥ [দেখ উগাঁর্]।

উগাড়্=[রা]—বি. ঘরের চালের সঙ্গে বাঁধা মাচা ॥ [দেখ উগার্]।

উগানো=[সি, ম]—ক্রি. আদায় করা, ওয়াশিল করা ॥ গাবে দৈরা আমার্ ট্যাহা উগামু। [উগহ্‌না=হিং <উদ্‌-গ্রহণ সং]।

২=[ম]—ক্রি. স্মরণ হওয়া ॥ তার্ কথা আমার্ বারে বারে উগায়্। [উগা<উগ্‌গঅ প্রাং<উদগত সং, (নাম ধাতু)+আনো]।

উগারি=[সি]—ক্রি. বিণ. সামান্য কাৎ হইয়া ॥ খ্যাতের্ ধান্ উগারি দিয়া পৈরা রৈসে।

উগার্=[সি]—বি. ভাণ্ডার, ধানের গোলা ॥ [<আগার ; দেখ উগাড়্]।

২=[খু]—বি. উপকার ॥ গরিবের্ উগার্ কর। [<উপকার]।

উগালন্=[চট্ট]—ক্রি. মূলোৎপাটন্ করা ॥ তুফানে গাসটা উগালাইরে। [দেখ উক্‌রানো, উকারানো]।

উগাল্=[চা]—বি. বমি ॥ যে গুলি খায় হেগুলি হগলৈ উগাল্ কৈরা হালাইয়া দ্যায়্। [দেখ উকাল্]।

উগাস্=[সি]—বি. মোরগের খোঁয়াড় ॥ উগাসের মৈদ্দে হিয়াল্ হান্দাইসে।

উগি=[রা]=বিণ. রোগী ॥ কলেরার্ উগি। [<রুগী=রোগী]।

উগি ভাওয়া=[সি]=ক্রি. উঁকি মারা ॥ [দেখ উকি দ্যাওয়া]।

উগির্=[ক]—বি. ঘরের মাচা ॥ [দেখ উগার্]।

উগুইর্=[কুম]—বি. মাচা ॥ বাহ্‌নডা উগুইরের্ উপুরে রাইক্‌খা দে। [দেখ উগার্]।

উগুট্‌বুগুট্=[ম]—অব্য. ওলটপালট ॥

বেশি খাওনে প্যাট্টা উগুটুবুগুট কর্‌তাসে। [ধ্বন্যা.]।

উগুর্=[কু]=বি. জিনিষপত্র রাখার জন্য বাঁশের তৈরী অনুচ্চ মাচা বিশেষ ॥ [দেখ উগার্]।

উগুলানো=[দি]—ক্রি. বমি করা ॥ [উগিগলন <উদ্‌গিলন সং তুং উগল্‌না হিং]।

উগুলি =[দি]—ক্রি. বিণ. উদ্‌গার করিয়া ॥ ও জেই খাছে সেইটাই উগুলি ফেলাছে। [দেখ উগুলানো]।

উগে=[খু]—সর্ব. উহাদের ॥ উগে মন্ পাবা দায়্।

উগেলি=[ফ]—বি. ঢেঁকির চাউল ঠেকাইবার জন্য গর্তের চারিপাশের মাটির বেড় বিশেষ ॥ [দেখ উখ্‌লি]।

উগ্যা=[চট্ট]—বিণ. একটা ॥ উগ্যা বরৈ দে খাই। [এক+গুগা=টা ; তুং গো হিং]।

উগৈর্=[ব,রা]—বি. হাড়ি পাতিল ও শস্যাদি রাখার জন্য সামান্য উঁচু মাচা বিশেষ ॥ [দেখ উগার্]।

উগৈর্ বানিয্‌যে=[বা]—বি. অন্যের ব্যাপারে নাক গলানো ॥ তোমার্ এ্যাতো উগৈর্ বানিয়্যে কাম্ কি ? [<বগয়রহ্ وغيره ফাং=ইত্যাদি, অন্যান্য+বাণিজ্য (=ব্যাপার অর্থে)]।

উগৈল্=[ক]—বি. আগাছা ধ্বংসের জন্য দেয় চাষ বিশেষ ॥ খ্যাতে আগাসার্ এ্যাত চো'ছ্, উগৈল্ না দিলে আর্ চ'লে না।

উগোনো = [ক] — ক্রি. উচ্চারিত হওয়া ॥ তোর্ মুহি (=মুখে) কতা উগোয় না ক্যান ? [দেখ উগা নো,]।

উগোল চ'গোল্=[খু]— বি. সাড়া-শব্দ ॥ তার্ কোন উগোল্ চ'গোল্ নাই।

উগোলি পড়া=[ক]—ক্রি সাঁগাতুসেঁতে হওয়া, পচিবার উপক্রম হওয়া ॥ বিষ্য দাদে উগোলি ইগ্ছা প্যাসে।

উগোল্ = [খু, ম]— বি. (পানিতে মাছের) খাই ॥ খালে উগোল্ মারে।

উগোল্ মাস্=[চা]—বি. টাকি মাছের মত এক প্রকার মাছ ॥ উগোল্ মাস্ হগলতে খায় না।

উগ্=[চা]—বি. ইক্ষু ॥ উগ্ খাইতে মিডা লাগে। [দেখ উখ্]।

উগ্‌গা=[চট্ট]—বিণ. একটা ॥ উগ্‌গা টঁ্যায়া দ্যাও। [এক+গা]।

উগ্‌গা গুাওয়া=[চা]—ক্রি. ছুড়িয়া মারা ॥ চা'বিডা উগ্‌গা দিয়া দ্যাও।

উগ্‌গার্=[ফ, ম, খু]—বি. উপকার ॥ মান্‌শির্ উগ্‌গার্ মান্‌শি করে। [উপকার]।

উগ্‌তা=[ম]—বিণ. উল্টা, বিপরীত ॥ গনুযিডা উগ্‌তা গতরে দিলি ক্যারে ?

উগ্‌দা=[ম]—বিণ. উল্টা ॥ বাশ্‌টা উগ্‌দা কৈরা গার্‌লা ক্যারে ?

উগ্‌না=[কুম]—বি. চালের পানি পড়িবার স্থান ॥ উগ্‌নাতলা যাইস্ না। [দেখ উংনাতল্]।

উগ্‌নানো=[য]—ক্রি. জন্ম লওয়া ॥ পাটি থাকি গাছ্ উগ্‌নায়। [উগ্ <উগ্গথ প্রাং <উদ্‌গত সং+না ; উগ্‌না (নামধাতু)+আনো প্র.]।

উগ্‌নি=[য, খু]—বি.ক্ষুদ্র বিষাক্ত পোকা বিশেষ ॥

উগ্‌রানো=[রা]—ক্রি. পায়ের উপর ভর দেওয়া ॥ লোকটা উগ্‌রাইয়া হাঁটে।

২=[খু, য]—ক্রি. বমি করা ॥ [দেখ উক্‌রানো]।

উগ্‌লা=[রং]—অব্য. ঐ সমস্ত ॥ উগ্‌লা কি ? [<ঐগুলা]।

২=[চা, কুম] —বি. বেতের চাটাই, হোগলা ॥ উগ্‌লাত্ শো। [<হোগলা]।

উগ্‌লানি=[কুম]—বি. বলক ॥ বাতের্ উগ্‌লানি আইসে।

উগ্‌লানো=[পি, বা]—ক্রি. উৎপাটিত করা ॥ এক্‌টান্ দিয়া শুবারির্ চ'রাডা উগ্‌লাইয়া হালাইসে। [দেখ উক্‌রানো, উকারানো]।

২=[পি, রং]—ক্রি. বমি করা ॥ [দেখ উক্‌লানো]।

উগ্‌লি=[কুম, রা]—বি. উদুখল ॥ উগ্‌লিতে চ'ইল্ কার্‌য়া বালা অয় (কুম)। [দেখ উখ্‌লি]।

২=[ব]—বি. গর্ত ॥ রাস্তায় উগ্‌লি কর্‌ল কে ?

উগ্‌লেই ন্যাওয়া=[দি]—ক্রি. উদ্‌গার করা ॥ [উগ্‌লেই <উগিগলন প্রাং <উদ্‌গিলন সং]।

উচংখোর্=[রা]—বিণ. অমিতব্যয়ী ॥ লোক্‌টা বড় উচংখোর্। [<উচং উচ্ছন্ন <উৎসন্ন সং+খোর ফা. প্র.]।

উচ'নড=[সি]—বিণ. দুষ্ট শয়তান, চালাক। [<উচচণ্ড]।

উচ'নডা=[সি]—বিণ. উগ্র ॥ হগল্ কামে উচ্'নডা ঐলে কি চ'লে ? [দেখ উচ'নড]।

উচ'া=[কুম]—বি. মাছ ধরার জন্য বাঁশের তৈরী ত্রিকোনাকার ফাঁদ বিশেষ ॥

২=[কু]—বিণ. হাবা, বোকা ॥ তোর্ মত উচ'া আর্ হয় না। [<উজ ; তুং উজ্‌ঝা হিং]।

৩=[ম]—বি. বাঁশের তৈরী ত্রিকোণাকার আধার বিশেষ ॥ [<উৎসেচক]।

৪=[পা, ম]—বি. ঢেঁকির মোনা ॥

উচ'াইট্ উচ'াইট্ করা=[সি]—ক্রি. আনচান করা ॥ খালি উচ'াইট উচাইট্ কর ক্যা ? [<উচাটন]।

উচ'াইল্=[কু, পা]—বি. মারিবার ভঙ্গিতে শাসানো ॥ [<উঁচা <উচচ (নামধাতু)+ইল প্র.]।

উচানা=[রা]—বিণ. যে জিনিস নষ্ট করে ॥ [দেখ উনচংখোর্]।

উচানি=[রা]—বিণ. অলক্ষ্মী, জিনিস পত্র নষ্ট করে যে ॥ উচানিডা নয় গাছ্ চুড়ি নয়্ দিনে ভাংগোচে। [<উচনচণ্ডী]।

উচান্যা=[রা]— বিণ. লক্ষ্মীছাড়া ॥ উচান্যাটা খালি বশ্যা বশ্যা খায়্। [দেখ উচনডা]।

উচ'ানো=[সি]— ক্রি. গরম করা ॥ [<উস<উষ্ম (নাম ধাতু) +আন প্র.]।

২=[কুম]—ক্রি. তুলিয়া ফেলা ॥ বাতাসে

গরের্ চ'ালের্ সোন্ উচ'াইয়া নিসে।
[<উচ্ছাঅন প্রাঃ উৎসাদন সং]।

উচ'াল্=[নো]—বি. বাড়াবাড়ি॥ বেশি উচ'াল্ দৈর্লে বালা অইত না। [<উচ্ছল]।

উচ'াল্মন্=[কুম]—বি. যৌবনকাল॥ এখন্ তোমাগো উচ'াল্মন্, যেইডা মনে লয় হেইডা কর্তা পার। [দেখ উচ'াল্+মন]।

উচি=[রং]—বি. ইচ্ছা॥ মোর্ ভাত্ খাবার্ উচি নাই। [<রুচি]।

২=[সি]—বি. হৈ চৈ॥ [<হৈ চৈ]।

৩=[ম]—বি. পানি সেঁচিবার বাঁশের আধার বিশেষ॥ [<উৎসেচিকা]।

উচি'মুচি'=[সি]—ক্রি. বিণ. হৈ চৈ॥ [অনু.]।

উচি'য়া=[বা]—বিণ. খুব সরু, সুঁচালো॥ নিবের্ মাথা খুব্ উচি'য়া। [<সূচি+ইয়া প্র.]।

উচি'লা=[কুম]—বি. সুযোগ॥ এই উচি'লায় চৈ'লা যাও। [রসীলঃ وسيله আঃ]।

উচুংগা=[রা]—বি. তেলাপোকা সদৃশ কীট॥ উচুংগায় পাটের্ চাবার্ শিকড় খায়া ফেলোচে। [<উচ্চুংগা]।

উচু'রুগা=[ম]—বি. উৎসর্গ॥ [<উৎসর্গ]।

উচে'=[পা]—বিণ. উঁচু॥ দর্জাটা উচে' কৈর্যা তোল্। [<উচ্চ]।

উচ'্যাট্=[পা]—বি. হোঁচট॥ [<হোঁচট]।

উচৈ'ল্যা=[ফ]—বিণ. সুন্দর॥ লাঠিটা উচৈ'ল্যা কৈরা আন্। [<উজলিয়া <উজ্জ্বলিত সং]।

উচো'ড্=[খু]—বি. হোঁচট॥ [হোঁচট]।

উচো'র্ পাডা=[খু]—বি. দাড়ির তৈরী মাচা॥ বালিশ্টা উচো'র্ পাতায় রাখ্।

উচ্কা=[রং]—বিণ. অজানা॥ উচ্কা মানুশটাক্ বিশ্শাশ্ না করোঁ। [উচক্কা হিং]।

২=[সি]—বিণ. উড়ো উড়ো, চঞ্চল॥ উচ্'কা মন্। [<উচ্চকিত]।

উচ্'কানি=[কুম]—বি. উৎসাহ॥ অশত্ কামে উচ্'কানি দিস্ না। [<উস্কানি]।

উচ্'কানো=[সি]—ক্রি. কান্নায় কান্নায় ভর্তি হওয়া॥ [<উচচক (নামধাতু)+আনো প্র.]।

উচ্'কি=[সি]—বি. লাফ॥ উচ্'কি মাইরা মাস্টা গাংগে পরসে। [<উচচক+ই প্র.]।

উচ্কোম্=[দি]—বি. চুলার ত্রিকোণাকার উঁচু ধার॥ [<উচ্চ কোণ]।

উচ্খোচ্=[রং]—বিণ. উঁচুনীচু॥ খ্যাত্টা বড়ো উচ্খোচ্।

উচ্চা উচ্চা=[রা]—বিণ. লম্বা লম্বা॥ তোর বড় উচ্চা উচ্চা কথা। [<উচ্চ উচ্চ]।

উচ্'চ'ালি=[খু]—বি. উড়ন্ত ছাই॥ [দেখ উক্সালি]।

উচ্ছলত্=[রা]—বি. অজুহাত, ছলচুতা॥ আমি কোন্ উচ্ছলত্ জানু? [<উপছল]।

উচ্'থুর্=[চা]—বিণ. বয়স্কা ও অবিবাহিতা॥ গরেব্ মৈদ্দে উচ'খুর্ মাইয়া থুইয়া তার্ গুম্ অয় না। [<স্ত্রী; দেখ উস্তুর্]।

উচ্'নাচ্'=[সি]—বি. উঁচুনীচু॥ উচ্'নাচ্' বেদ্ নাই, হকল্ মানুশ্ সোমান্। [<উচ্চ নীচ]।

উচ্'নিচ্'=[সি]—বিণ. বন্ধুর, অসমতল॥ উচ্'নিচ্ পত্। [দেখ উচ্'নাচ্']।

উচ্'পিচ্'=[ম,চা]—ক্রি. বি. জ্বালা যন্ত্রণা প্রকাশ, অসুবিধা অনুভব করণ॥ এ্যাত উচ্'পিচ্' কর্লে ক্যাম্নে কাম্ করমু? [<উস্পিস্]।

উচ্পিড়াও=[রং]—বি. উপদ্রব॥ এ্যাত উচ্পিড়াও অশৈল্জ। [<উৎপীড়ন]।

উচ্'পুচে'=[খু]—বি. জ্বালাতন॥ চো'রের খুব্ উচ্'পুচে'। [দেখ উচ্'পিচ্']।

উচ্'রা=[সি]—বি. বারান্দার চাল॥ 'বারির্ শোবা বাগ্বাগিচ'া, চা'লের শোবা উচ্'রা।' [<উসারা হিং]।

উচ্রুগা=[রং]—বি. পোকা বিশেষ॥ শারো পাখি উচ্রুগা ধর্যা খায়্। [দেখ উচুংগা]।

উচ্রোম্খোর্=[ব, রা]—বিণ. দুষ্ট, ভবঘুরে॥ উচ্রোম্খোর্ ছাওয়া (রা)।

উচ্লা=[রা]—বি. স্থানের অভাব, অকুলান॥ উচ্লা হৈসে নাকি?

উচ্লানো=[রং]—ক্রি. উপচাইয়া পড়িয়া যাওয়া॥ বালতির্ পানি উচ্লি পড়্ছে॥ [<উচ্ছলন]।

২=[কু, পা]—ক্রি. উপর হইতে বাছিয়া লওয়া॥ ভাল দেখ্যা উচ্'লায়া নাও। [উচ্ছালন]।

উছট্=[দি]—বি. হোঁচট॥ পথ্ দেখ্যা না চল্লে উছট্ খাবি। [দেখ উচ'্যাট্]।

উছরুগ=[রং]—বি. উৎসর্গ॥ তোর্ লাগ্যা মোর্ জান্ উছর্গ করিমু। [<উৎসর্গ]

উছানি=[দি, রা]—বিণ. অলক্ষুনে, লক্ষীছাড়া, হাড়ি পাতিল ভাঙ্গে যে॥ তোর্ মতন্ উছানি মায়্যা দ্যাকোনি। [<উচ্ছিন্ন]।

উছুংগা=[রা]—বি. আরশোলা॥ ঘরে বড় উছুংগার উত্পাত্। [দেখ উচুংগা]।

উছুর্=[রা]—বিণ. অন্ধকার॥ রাত উছুর্। [<উচ্ছুর <উৎসূর=সন্ধ্যা]।

উছ্টি=[দ]—বি. পায়ের আঙ্গুলের ভূষণ॥ এ্যাখন্ উছ্টি পরার্ নিয়ম্ নাই।

উছ্রুংগা=[রং]—বি. ফড়িং জাতীয় পোকা বিশেষ॥ [দেখ উচুংগা]।

উজাগরি—[রা]—বি. কোজাগর লক্ষ্মীপূজা॥ [<কোজাগর]।

উজাগর্=[রা]—বিণ. জাগরিত॥ শারা রাইত্ উজাগর্ থাকি ধান্ পাহারা দিমু। [<উজ্জাগর সং]।

উজানা=[রা]—বি. বর্ষার দিনে উজান গামী মাছ॥ আজ্ খুব্ উজানা উঠ্বে। [দেখ উযনো]।

উজানি=[রং]—বিণ. যে উজানে থাকে॥ যাঁর কিন্তু উজানি মানুষ্। [<উজান+ই প্র.]

২=[রং]—বি. উজানগামী মাছ॥

[পূর্বে দেখ]।

উজানি পহর্=[রং]—বি. প্রথমবেলা, ভোর হইতে দুপুর পর্যন্ত সময়কাল॥ খুঁউ উজানি পহর্ আইস্।

উজানিভুত্=[রং]—বি. উত্তর দেশের বোকা মানুষ॥ ধুর্ উজানি ভুত্, তোর্ কথা শুননা মুই। [<উজানিয়া+ভূত]।

উজানিয়া কোদালি=[রং] বি. উজান দেশের যে লোক কোদালের কাজ করিয়া জীবিকা নির্বাহ করে॥ [<উজানিয়া কোদালিয়া]।

লত্=[রা]—ক্রি. বিণ. সামনের দিকে॥ আম্‌রা উজানত্ যাই। [<উজান+ত বিভক্তি]।

উজাল্=[বা] বি. পরিষ্কার, ফর্সা॥ চাঁদ্ উঠায়্ চারিদিক্ উজাল্ হৈছে। [<উজ্জ্বল]।

উজাল্‌বাজাল্=[রা]—বি. ধানের নাম বিশেষ॥

উজু=[রং]—বি. অজু, নামাজের জন্য হাত পা প্রক্ষালন॥ [রযূ وضو আং]।

২=[রা,ব]—বিণ.সোজা॥ উজু বাশের্ দাম্ বেশি। [উজু প্রাং<ঋজু সং]।

উজুড়ি=[দি]—বি. নাড়ি ভুঁড়ি॥ [<উঝড়ী হিং]।

উজুত্=[রং]—বি. শরীর, দেহ॥ [<রজুদ وجود আং]।

উজুরে=[রা, বি]—বিণ. হতচ্ছাড়া, পাজি॥ উজুরে ছোড়া। [<উজাড়+ইয়া প্র.]।

উজেই=[দি]—অস.ক্রি. উজান ঠেলিয়া। এই গাংগে উজেই জাওয়া বড় কঠিন্। [<উজাইয়া ; দেখ উযনো]।

উজ্‌জাল্=[রা]—বি. ধান বিশেষ॥

উজ্‌বাট্=[রা]—বি. হোঁচট॥ উজ্‌বাট্ লাইগে পায়ের্ নাহোক্ উল্‌টে গ্যাছে। [<হোঁচট]।

উজ্‌বাটু=[রং]—বিণ. উদ্ধত প্রকৃতির॥ মানুশ্‌টা বড় উজ্‌বাটু। [উবৃবাড় হিং+উ প্র.]।

উজ্‌বুইটি=[রা]—বিণ. আজগুবি॥ তোর্ বড় উজ্‌বুইটি কথা। [<উদ্ভট+ইয়া প্র.]।

উজ্‌ব্যানো=[রা]—ক্রি. উঠাইয়া ফেলা, অসমান করা॥ [<উজাড়্‌না হিং]।

উযট্=[চট্ট]—বি. হোঁচট॥ উযট্ খাই পাও ভাংগি গেইয়ে। [দেখ উচ'াট্]।

উযনো=[য]—বি. অতি বর্ষায় ডাঙ্গার দিকে ধাওয়া করে এমন মাছ॥ [<উদ্‌যান্]।

উযন্=[কুম]—বি. ওজন॥ উযন্ আন্‌দাস্ দুই শ্যার্ ঐব। [<রযন وزن আং]।

উযরি=[কুম]—বি. উদরের অন্ত্র॥ [দেখ উজুড়ি]।

উযর্=[চট্ট] বি. আপত্তি॥ ইঁয়ত্ উযর্ ন গরিশ্। [<উযর عذر আং]।

উযল্যা=[ম]—বি. শিশুর হাত পা ছোড়া॥ [<উছলিয়া<উচ্ছলিয়া]।

উযল্ পাযল্=[খু]—ক্রি. বিণ. উপর নীচু॥ পুঁটি মাস্ পানিতে উযল্ পাযল্ করে।

উযাঅর্=[চট্ট]—বি. চীৎকার॥ উযঅর্ কর কিয়ল্লাই? [<উজাগর হিং=উজ্জ্বল, বিখ্যাত কিংবা<উজ্জাগর=জাগরণ]।

উযাই=[ম, সি]—বি. নূতন বর্ষায় উজানগামী মাছ॥ [দেখ উযনো]।

উযাই আনা=[চট্ট]—ক্রি. অভ্যর্থনা করিয়া আনা॥ গর্‌বারে উযাই আন্। [দেখ উযানো]।

উযাইন্‌না=[ঢা]—বি. উত্তর দেশে বাসকারী॥ উত্তুইরা দানের্ খবর্ লৈয়া এ্যাক্‌যন্ উযাইন্‌না আইসে। [<উজানিয়া]।

২=[নো]—বিণ. উজানগামী॥ উযাইন্‌না মাস্ দরুসি। [দেখ উযনো]।

উযাই মারা=[সি]—ক্রি. উজানগামী মাছ ধরা॥ [দেখ উযনো]।

উযাইয়া=[বা]—ক্রি. বিণ. মাতিয়া॥ স্যারাডা খুব্ উযাইয়া গ্যাসে। [দেখ উযানো]।

উযাইয়া উঠা=[চা]—ক্রি. স্রোতের প্রতিকূলে উঠা॥ কৈ মাস্ উযাইয়া উড্‌তাসে। [দেখ উযনো]।

উযাইরা=[পা]—বিণ. সর্বনেশে॥ উযাইরা মাইনশের্ বাত্ শিখে না। [<উজাড়িয়া]।

উযাইর‍্যা=[পা]—বিণ. কাজ না করিয়া ঘুরিয়া বেড়ায় এমন॥ [দেখ উযাইরা]।

উযাওর্=[চট্ট]—বি. সোরগোল॥ বেশি উযাওর্ ন গৈর। [দেখ উযাইরা]।

উযাগরি=[কুম]—বি. বনভোজন॥

২=[সি, ঢা]—বি. রাত্রি জাগরণ॥ সারা রাইত্ উযাগরি থাইক্যা অহন্ আর্ বালা লাগে না। [দেখ উজাগর্]।

উযাগরৈগ্যা=[চট্ট]—বিণ. উচ্চভাষী, সোরগোল কারী॥ [দেখ উযাঅর্+ইগা প্র.]।

উযাগর্=[কুম, চট্ট]—বি. নষ্ট, ক্ষতি॥ বাযানের্ বাগ্ উট্‌লে গর্‌দুয়ার্ থ্যান্ উযাগর্ করি হালায়্।

২=[কুম, নো]—বি. হৈ হল্লা, ছেলে-মেয়ের চীৎকার॥ [দেখ উযাঅর্]।

উযাগার্ থাকা=[ফ]—ক্রি. রাত জাগা॥ [দেখ উজাগর্]।

উযাগৈর্=[ঢা]—বি. রাত্রি জাগরণ॥ হারা রাইত্ উযাগৈর্ কৈর‍্যা অহনে ঘুমাইসে। [দেখ উজাগর্]।

উযানি=[য]—বি. জোর জবরদস্তি॥ [<উজান+ই প্র.]।

উযানো=[ঢা]—ক্রি. অগ্রসর হওয়া॥ আর্ এ্যাক্‌টু উযাইয়া যা।

২=[ম, ঢা]—ক্রি. বেশী বাড়াবাড়ি করা॥ এ্যাত উযাইস্ না।

৩=[কুম]—ক্রি. স্রোতের বিপরীত দিকে যাওয়া॥ বাদাম্ দিয়া নাওডা উযাইতাছে। [দেখ উযনো]।

৪=[কুম]—ক্রি. অস্বাভাবিক প্রাচুর্য হওয়া॥ আইয়্ গাংগে কাক্‌রা উযাইতাসে। [দেখ উযনো]।

উযান্‌বশ্=[ঢা]—বি. যৌবনকাল॥ উযান্ বশে বালাবুরা কত কাম্ করে। [<উজান বয়স]।

উযান্ ব্যালা=[ঢা]—বি. ভোর হইতে দুপুর পর্যন্ত সময় কাল॥ কাইল্‌কা

উযান্‌ ব্যালা বাইত্‌ যামু। [<উজান বেলা]।

উযায়্যা=[কুম]—বিণ. উজানগামী, স্রোতের বিপরীতমুখী ॥ উযায়্যা মাস্‌। [দেখ উযনো]।

উযারা=[ম]—বি. মজুরি ॥ এই আংটিডা বানাইতে কত উযারা লাগ্‌সে? [< আজুর: اجور আং]।

উযারু=[গি]—বিণ. পরিত্যক্ত, অলক্ষুণে ॥ [<উজাড়+উ প্র.]।

উযার্=[চট্ট]—বি. গণ্ডগোল ॥ উযার্ ন কৈরু। [দেখ উজাগর্]।

২=[পা]—বিণ. পতিত ॥ উযার্ ব্যাড়িটাত্‌ হাপ্‌ আসে। [<উজাড় হি:]।

উযার্ ভিটা=[পা]—বি. পড়ো জায়গা ॥ উযার্ ভিটাডা কাগোরে? [দেখ উযার্২+ভিটা]।

উযালি=[কুম]—বি. একপ্রকার উকুন ॥ মাইয়াডার্ মাথায়্‌ উযালি বরা।

উযালি দ্যাওয়া=[নো]—ক্রি. নিচের আগুন উপরে তুলিয়া দেওয়া, আগুন উস্‌কাইয়া দেওয়া ॥ [<উজ্জ্বালন=উজ্জ্বল (নামধাতু)+আন প্র.]।

উযাল্=[নি,চট্ট]—বি. আলো, মশাল ॥ আন্‌দাইরা পথত্‌ উযাল্ লৈ চ'ল্। [<উজ্জ্বল]।

২=[নি]—বি. আলোর সাহায্যে মাছ ধরার প্রক্রিয়া ॥ উযালে বড্ড মাছ পাইসি।

৩=[চট্ট]—বি. ধানের আঁটি বাঁধিবার স্তম ॥

৪=[কুম]—বি. পাহাড়ী বৃক্ষ বিশেষ ॥

উযিউযি=[কুম, নো,]—ক্রি. বিণ. বিনা কারণে ॥ উযি উযি কাইয়া কৈস না। [<উজাইয়া<উজাইয়া]।

২=[কুম, নো]—ক্রি. বিণ. বিনা নিমন্ত্রণে, অনধিকারে। উযি উযি বিয়া বাইত্‌ ক্যাডা যায়? [পূর্বে দেখ]।

উযিয়া উযিয়া=[কুম, নো]—ক্রি. বিণ বিনা কারণে, বিনা নিমন্ত্রণে, বিনা উত্তেজনায়, অনধিকারে ॥ [দেখ উযি উযি]।

উযিয়ালা=[গি]—বিণ. উজ্জ্বল ॥ পুয়াগা বংশ উজিয়ালা কর্‌সে। [<উজ্জ্বল]।

উযির্ দৈমদ্‌দে গুযি দ্যাওয়া=[গি]—ক্রি. অসংকুলানের মধ্যে আরও সমাবেশ করা ॥

উযু=[কু, পা, চট্ট, কুম]—বি. দিক্ ॥ তে বাত্রি উযু লর্ দিল্। [দেখ উজু]।

২=[চট্ট]—বিণ. সোজা ॥ গাসর্ গোদা আগ্‌ উযু আসে। [দেখ উজু]।

উযু উযু=[পা]—ক্রি. বিণ. সোজাসুজি ॥ মশ্‌যিদের্ পাশ্‌ দি উযু উযু চ'লা যাও। [দেখ উজু]।

উযুক্=[ফ]—বি. স্ফূর্তি ॥ বেশি উযুক্‌ বালা না। [দেখ উযুগ্]।

উযুগ=[চট্ট]—বি. হুজুগ ॥ উযুগে ন মাইত্তু। [হুজুগ هجوم আং=ভিড়]।

উযুত্তি=[কুম]—বি. তর্কবিতর্ক ॥ বেশি উযুত্তি করিগুনা। [হুজ্জতী حجتى আং]।

উযুত্তি করা=[চট্ট]—ক্রি. উপেক্ষা বা অবহেলা করা ॥ বাপের্ কথা উযুত্তি করি পোয়াউনা শরত্তুতন্‌ চ'লি গ্যাল গৈ। [দেখ উযুত্তি]।

উযুলে=[খু,য]—অব্য. ক্রি. নষ্ট বা খারাপ হইয়া ॥ দুধ্‌ উযুলে গ্যাসে।

উযুরা=[ম]—বি. গহনা তৈরীর মজুরি ॥ [দেখ উযারা]।

উযুরি=[না, কুম, বা]—বি. নাড়িভুঁড়ি ॥ [দেখ উবরি]।

উযেনে=[খু]—ক্রি. বিণ. ঐখানে ॥ [<ঐ স্থানে]।

উযেরা=[পা]—বিণ. লক্ষ্মীছাড়া ॥ উযেরা গাওয়াল্। [দেখ উযাইরা]।

উযেরে=[ফ]—বিণ. লক্ষ্মীছাড়া ॥ স্যারাডা এ্যাতাবারে উযেরে। [দেখ উযাইরা]।

উয্যা=[খু]—বি. অতিরিক্ত বৃষ্টিপাত হেতু ডাঙ্গার দিকে ধাওয়াকারী মাছের প্রাচুর্য ॥ উয্যাৎ মাস্‌ শুকনায়্‌ ফিলে [দেখ উযনো]।

উয্যারা=[পা]—বিণ. নিঃশেষ বা উজাড় করে এমন ॥ উয্যারা গাওয়াল্। [দেখ উযাইরা]।

উয্যালা=[কুম]—বিণ. উজ্জ্বল ॥ বাত্তির্ ফরে উযালা ঐসে। [<উজ্জ্বল+আ প্র.]।

উযৈত্=[গি]—বি. তর্ক ॥ উযৈত্‌ কর ক্যানে? [দেখ উযুত্তি]।

উযোগার্=[খু]—বি. রাত্রি জাগরণ ॥ [দেখ উজাগর্]।

উযোন্=[খু]—বি. স্রোতের উল্টা দিক ॥ উযোনে যাওয়া খুব্‌ কশ্‌ট। [দেখ উযনো]।

উযো শুযো=[য]—বি. সোজাসুজি ॥ আমি ঘোরপ্যাচ্‌ বুঝি না, উযোশুযোই পসন্দ করি। [দেখ উযু উযু]।

উয্‌বত্তি=[ফ]—বি. জবরদস্তি ॥ কোন কামেই উয্‌বত্তি করা ঠিক্‌ না। [দেখ উযুত্তি]।

২=[চা, নো]—বি একগুয়েমি, বেয়াদপি ॥ প্যাডাডা বরম্ উয্‌বত্তি করে। [দেখ উযুত্তি]।

৩=[চট্ট]—বি. অবাধ্যতা ॥ [দেখ উযুত্তি]।

উয্‌মর্=[চা, নো]—বিণ. বোকা, আহাম্মক, অবিবেচক ॥ [উগড় হি:]।

উয্‌যা=[চট্ট]—বিণ. সোজা ॥ উয্‌যা পথে যা। [উজু প্রা: ঋজু সং]।

২=[বা] বি. উচেছ বা করলা তরকারী ॥ [দেখ উইচ্চা]।

উয্‌যানি=[চট্ট]—বি. মোরগ হাঁস ইত্যাদি রাখিবার জন্য বেতের তৈরী খাঁচা বিশেষ ॥

উয্ যিয়া উঠা=[গি]—ক্রি. স্রোতের প্রতিকূলে উঠা ॥ কৈ মাস্‌ উয্ যিয়া উঠ্‌ তাসে। [উজাইয়া উঠা]।

উয্ যিয়া মারা=[গি]—ক্রি. উজানির মাছ ধরা ॥ হেইতে উয্‌ যিয়ার্ কৈ মাস্ মার্‌সে। [দেখ উযাই মারা]।

উয্‌যুক্‌=[খু, য]—বি. গরজ, ইচ্ছা, চেষ্টা ॥ উদ্‌যুক সাড়া কাম্‌ হয়্‌ না। [উদ্‌যোগ]।

২=[খু]—বি. হুজুগ ॥ উয্‌যুকে মাতা ঠিক্‌ না [দেখ উযুগ্]।

উয্‌যুক্‌ করা=[খু]—বি. সাজানো ॥ উয্‌যুক্ করে যাও কৈ? [দেখ উয্‌যুক্‌]।

উয্‌যৈত্‌=[সি]—বি. তর্ক ॥ তোম্‌রা কথাইদি উয্‌যৈত্‌ কৈর না। [দেখ উয্‌যত্তি.]।

উয্‌যোগ্‌=[কুম]—বি. উদ্যম ॥ স্যাবাডার্‌ ল্যাহাপরাত্‌ উয্‌যোগ্‌ আসে। [<উদ্‌যোগ]।

উয্‌বুযে=[পু]—বিণ. বোকা ॥ উয্‌বুযে লোক্‌। [আজবাজ (অন্নদা মঙ্গল)+ইয়া কিংবা উয্‌বক তু.]।

উয্‌লা দ্যাওয়া=[প]—ক্রি. উর্ধ্বমুখে ঠেলা দেওয়া ॥ অগ্‌ লোক্‌টাক উয্‌লা দি ফালায়্যা দিন্‌। [উয্‌লা<উচলা<উচচ+ল (স্বার্থে)+আ প্র.]

উয্‌লানো=[পা]—ক্রি. শিং দিয়া গুঁতা মারা ॥

২=[কু]—ক্রি. চালুনি দ্বারা চালা ॥ ময়্‌দা উয্‌লিয়ে নে। [<উচ্চালন]।

৩=[ফ, বা]—ক্রি. আগুন উস্‌কাইয়া দেওয়া ॥ তাওগার্‌ আগুন্‌ডা উয্‌লাইয়া দ্যাও। [<উজ্জ্বালন=উজ্জ্বল (নাম ধাতু)+আনো প্র.]।

উয্‌লে উয্‌লে=[সি]—ক্রি. বিণ. ক্ষণে ক্ষণে ॥ [আজ্‌লান্‌ ফাআজ্‌লান্‌ اً ـ ا ً । আং]।

উঝট্‌=[বা]—বি. হোঁচট ॥ হাঁটার শোময়্‌ উঝট্‌ খাচে। [দেখ উচ'গাট্‌]।

উঝাড়া=[বা]—বি. ধাক্কা ॥ এক্‌ উঝাড়াই চিত্‌পাত্‌।

উঝৈট্‌=[রা]—বি. হোঁচট ॥ উঝৈট্‌ খায়া দুখ্‌ পাচুঁ। [দেখ উচ'গাট্‌]।

উঝোইট্যা মরণ্‌কার্‌=[রা]—বিণ. রবাহূতের মতো ॥ [দেখ উঝুতি কিংবা উঝৈট্‌]।

উঝোট্‌ মারা [রা]—ক্রি. ধাক্কা মারা ॥

উঝ্‌লা=[রা]—বি. ক্ষেতের চারিদিকের উঁচু বেড়া ॥ উঝ্‌লার্‌ চাটি ভাইংগে শব্‌ গরু ভিঁয়াত্‌ শান্‌দাচে।

উটন্‌=[খু]—বি. খামার ॥ উটনে বেশি ধান্‌ আলো না। [উট্‌ঠান প্রাং <উত্থান সং]।

উটা=[দি]—বিণ. ঐঠা ॥ উটা দি কোন কাজ্‌ হবা নায়। [<ঐটা]।

২=[ব]—বিণ. রুক্ষ ॥ ম্যাযাম্‌ খুব্‌ উটা আয়্‌। [রুঠা <রুষ্ট সং]।

৩=[ফ]—বি. ঘরে উঠিবার সিঁড়ি ॥ [<উঠা √ উঠ্‌]।

উটাক্‌কা=[ফ]—ক্রি. বিণ. বিনা আসনে ॥ উটাক্‌কা বশে খাচ্‌'চি'শ্‌ ক্যান্‌? [<আটেক হিং+আ প্র.]।

উটানা=[ব]—বি. ধার, বাকী ॥ দোকান্‌ থ্যাক্যা উটানা শদাই আন্‌তে হবে। [দেখ উট্‌না]।

উটান্‌=[পা]—বি. উঠান ॥ উটানে খাবা যড় কৈর্‌্যা থুইচে' কেডা? [দেখ উটন্‌]।

উটালা=[ব, রা]—বিণ. অনাহূত, অপরিচিত, বাড়তি, বহিরাগত ॥ অনেক্‌ উটালা লোক্‌ খাওয়াতে হচে' (ব)। [দেখ উটুল্যা]।

উটি=[দি, বা]—বি. রুটি ॥ মোক্‌ বড় গহমের্‌ উটি খালা মনাছে। [<রুটি <রোটি হিং]।

২=[সি]—বি. ভুরু ॥

৩=[রা]—অব্য. ওখানে ॥ [ঐ ঠাঁই]।

উটিল্‌ টিলা=[সি]—বিণ. মাঝে মাঝে উঁচু টিবিবিশিষ্ট ॥ [<উঠিল<উথিত+ইল প্র.+টিলা]।

উটুক্‌কা=[ফ]—ক্রি. বিণ. বিনা আসনে, বিনা পিঁড়িতে ॥ উটুক্‌কা বৈয়া পাও যিযিতে দর্‌সে। [দেখ উটাক্‌কা]।

উটুক্‌কারা=[কু]—ক্রি. বিণ. অস্বাভাবিক অবস্থা ॥ উটুক্‌কারা হয়ে বশিস্‌নে। [উট<উটুক; উটের মতো উঁচু হওয়া অর্থে কিংবা দেখ উটাক্‌কা+রা প্র.]।

উটুম্‌=[ফ]—বিণ. হঠাৎ, আজগুবি ॥ [√উঠ্‌+উম্‌ প্র.]।

উটুল্যা=[পা]—বিণ. বহিরাগত, অপরিচিত ॥ উটুল্যা লোক্‌কে ঠাই দ্যাওয়া ঠিক্‌ না। [<উঠমু হিং]।

উটুলুর্‌ পর্‌=[পা]—ক্রি. বিণ. কাঁচা ভিত্তির উপর, অস্থায়ী ভাবে ॥ [দেখ উটুল্যা]।

উটুশ্‌ পুটুশ্‌=[বা]—বি. চঞ্চলতা, অস্থিরতা ॥ তার্‌ শব্‌ কামেই উটুশ্‌-পুটুশ্‌ ভাব্‌। [অনু.]।

উটেনি=[ফ]—বিণ. সম্পূর্ণ ॥ কাম্‌টা উটেনি কৈর্‌্যা দিনা। [<উঠন্তি]।

উটোউটি=[খু]—বি. পর পর ॥ উটোউটি বিয়েন্‌ দ্যাওয়া। [<উঠা উঠি]।

উটোন্‌=[কু, য, খু]—বি. উঠান ॥ তোগের্‌ উটোনে খ্যাল্‌ কর্‌তি অবে। [দেখ উটন্‌]।

উট্‌কন্‌=[রং]—বি. দড়ি পাকাইবার বাঁশের যন্ত্র বিশেষ ॥

২=[কুম, সি]—বি. গায়ে দিবার হলুদ ॥ কনের্‌ গায়ে উট্‌কন্‌ মাখ। [<উবটন<উপটন হিং]।

উট্‌কলে=[খু]—বি. টাকি মাছ ॥ উট্‌কলে মাসে খুব্‌ লৌ আসে।

উট্‌কল্‌=[ফ]—বি. টাকিমাছ ॥

উট্‌কা=[সি]—বি. ঢেকুর ॥ [দেখ উকি]।

উট্‌কামারা=[রা]—বিণ. খোঁচামারা ॥ তোর্‌ উট্‌কামারা কথা আমি শৈব নায়্‌।

উট্‌কালিয়া=[বা]—বিণ. খারাপ ॥ তোমার্‌ এই উট্‌কালিয়া কথা হুন্‌তে চা'ই না। [<অট্‌কল হিং=অনুমান]।

উট্‌কাল্‌=[রং, বা, বা]—বি. টাকি জাতীয় মাছ ॥ উট্‌কালের মত লাফাইস্‌ না (বা)। [দেখ উট্‌কলে]।

২=[বা]—বিণ. খুব চালাক ॥

৩=[খু]—বিণ. বাজে, খারাপ ॥ কোথাকার্‌ এক্‌টা উট্‌কাল্‌।

উট্‌কি=[স]—বি. শকুনি ॥

উট্‌কি যাওয়া=[দ]—ক্রি. বমি করা ॥ পোলাডা উট্‌কি যায়্‌ ক্যান্‌? [<উঠকি তু: ওলাউঠা]।

উট্‌কুনা=[রং]—বি. সূতা পাকাইবার কাঠের যন্ত্র বিশেষ ॥ উট্‌কুনাটা আন্‌, শুতা পাকাই। [<টাকু<তর্কু সং+না প্র.; উ আগম]।

উট্‌কুনো=[খু]—ক্রি. অনুসন্ধান করা ॥ উট্‌কুয়ে দেখ্‌। [উট্‌কানো]।

উট্‌কৈন্‌=[দি]—বি. মাটির তৈরী চুলার উঁচু কোণ॥ [<উত্থিত কোণ]।

উট্‌কোবালাই=[খু]—বিণ. রবাহূত॥ বিয়ার্‌ দাওয়াতে অনেক্‌ উট্‌কোবালাই যুটেসে। [উঠকো√উঠ্‌ + বালাই <বলা' এর আং]।

উট্‌কোন্‌=[বা—বি. দড়ি পাকাইবার কাঠের যন্ত্র বিশেষ॥ [দেখ উট্‌কুনা]।

উট্‌খুট্যা=[চট্ট]—বিণ. খিটখিটে॥ উট্‌খুট্যা বুড়া।

উট্‌টানি=[লা]—বিণ. একটুখানি, একরত্তি, ছোট॥ উট্‌টানি সাবাডার্‌ পাক্‌না কতা। [<একটুখানি]।

উট্‌টু=[কুম]—বিণ. একটু, অল্প॥ আর্‌ উট্‌টু দেরি কর। [<একটু]।

উট্‌টুখান্‌=[কুম]—বিণ. খুব ছোট॥ উট্‌টুখান্‌ পোলার্‌ এত বুইরা কতা ক্যা? [<একটুখানি]।

উট্‌ট্যা যাওয়া=[চা, কুম]—ক্রি. জাগরিত হওয়া॥ ঘুটট্‌কা আবার্‌ হাযে উট্‌ট্যা গ্যাসে। [<উঠিয়া যাওয়া]।

উট্‌ঠ্যা খাড়া=[দি, রা]—বিণ. দে দৌড়॥ টা'র্‌ পাখাই চোব্‌ উট্‌ঠ্যা খাড়া। [উঠিয়া খাড়া]।

উট্‌না=[রা]—বি. কোন জিনিস নির্দিষ্টভাবে বেচা কেনার চুক্তি॥ হামি দুধ্‌ উট্‌না লিচি। [<উঠনা হিং]।

২=[রা]—বিণ. পরিবারের বহির্ভূত, বাড়তি॥ তুমিতো এ বাড়ির্‌ উট্‌না লোক্‌। [উঠন√উট+না প্র.]।

৩=[ক]—বিণ. অহেতুক॥ মাইন্‌শের্‌ উট্‌না কতা আমি হুনি না। [উঠ্‌+না প্র.]।

উট্‌রা=[সি]—বিণ. অস্থায়ী, যাযাবর জাতীয়। [√উঠ্‌+রা প্র.]।

২=[রা]—বি. বারান্দা॥

উট্‌রাযুট্‌রা=[সি]—বি. বেশভূষা॥ উট্‌রাযুট্‌রা লাগাইয়া কুবায়্‌ যাইতারে বা?

উঠা=[কুম]—ক্রি. যৌনচেতনা হওয়া॥ গাইডা উঠ্‌সে, যাব্‌ দ্যাহাও।

উঠাউঠি=[খু]—ক্রি. বিণ. পরপর, উপর্যুপরি॥ ওরা দুই ভাই উঠাউঠি হয়েসে।

উঠানি=[রা]—বিণ. উঁচু স্থান॥ [<উত্থান+ই প্র.]।

২=[রা]—বি. শিশুর জন্মের পর সর্বপ্রথম মাথা কামানোর উৎসব॥

উঠান্‌ চ'র্‌চ'রি=[কুম]—বিণ. ছটফটে, ব্যস্ত॥

উঠান্‌ ঠাপানি=[ম]—বি. ঝাটা॥ উঠান্‌ঠাপানিডা আইনা গব্‌ ঝাব্‌।

উঠি=[সি]—বি. চোখের পাতা॥ উঠিত্‌ কিতা? [উঠি√উঠ্‌=যাহা উঠান হয়]।

২=[রং]—সর্ব. ঐটি॥ উঠি কার্‌ বাহে?

উঠিত্‌ করা=[পু]—ক্রি. আবাদ করা॥ যমিটা উঠিত্‌ করা হয়েসে। [√উঠ+ইত প্র.]

উঠিয়া ঘেটা করা=[রা]—ক্রি. ঘাড় সোজা করিয়া দাঁড়ানো॥ [ঘেটি=ঘাড়]।

উঠুনি=[খু]—বি. প্রসূতির শরীরে কাদামাটি লেপিবার অনুষ্ঠান॥ [√উঠ্‌+উনি প্র]।

উঠুলি=[পা]—বিণ. অপরের বাড়িতে সাময়িকভাবে আশ্রয় প্রার্থী॥ দুইমাশ্‌ তঐল্‌ মিয়ার্‌ বাড়িতে উঠুলি আসি। [√উঠ্‌+উলি প্র.; উঠলু হিং]।

উঠুল্‌লা=[পা]—বিণ. আলগা বা অস্থায়ী॥ [উঠলু হিং]।

উঠে=[দি]—বিণ. ঐখানে॥ বৈলা (বইটা) উঠে আছে। [<ঐঠাঁই]।

উঠে পড়া=[খু]—ক্রি. বমি করা॥ খেয়েই উঠে পড়্‌লি। [√উঠ্‌=বমি করা; তুং ওলাউঠা।]।

উঠোগাঠি=[খু]—বি. কাজ করার শক্তি॥

উঠ্‌কানো=[দি]—ক্রি. খোঁজ করিয়া নেওয়া, নাগালের মধ্যে আনা॥ হারানো গাইটা উঠ্‌কে আন্‌। [দেখ উঠ্‌কুনো]।

উঠ্‌কুল্‌=[খু, ম]—বি. ক্রিকাটির খেলা (দুই পার্শ্বে চারি জন করিয়া এই খেলা খেলিতে হয়)॥

উঠ্‌ঠাফাড়াহ্‌=[কু]—বি. পলায়ন॥ বাড়িআলাকে দেখ্যা চো'র্‌ উঠ্‌ঠাফাড়াহ্‌ দিল্‌। [<উঠিয়া পড়া]।

উঠ্‌ঠুল্‌=[পা]—বিণ. সর্বস্বান্ত॥ আমি মকদ্দমা কৈরা উঠ্‌ঠুল্‌ ঐসি। [দেখ উটুল্যা]।

উঠ্‌নি=[সি]—বি. চড়াই।

২=[ম] বিণ. উচ্চ॥ বারান্দার্‌ চা'ল্‌ উঠ্‌নি হওয়া ভাল। [উঠ্‌+নি প্র.]।

উঠ্‌লু=[সি]—বিণ. বাস্তুত্যাগী, আগন্তুক॥ [উঠ√উঠ+লু প্র.; তুং উঠলু হিং]।

উডন্‌=[কুম, চা]—ক্রি. আসন ত্যাগ করা॥ এ্যা কুবান্‌ বৈলে আন্‌ উডনের্‌ নাম্‌ নাই। [উঠন √উঠ্‌]।

উডা=[ব]—সর্ব. এইটা এই লোক॥ উডা কে যায়্‌? [<এইটা]।

২=[ফ]—বি. ঘরে উঠার সিঁড়ি॥ [উঠা √উঠ্‌]।

উডাআড়ু=[চা]—বিণ. একটুখানি, সামান্য একটু॥ উডাআড়ু দুদ্‌ও নাই নাহি? [ওটা একটু]।

উডাই জাওয়া=[সি]—ক্রি. গাভীকে ষাঁড় দেখানো॥

উডানি=[কুম]—ক্রি. তোলা॥ [<উঠানি]।

উডানো=[চা]—ক্রি. মুখরিত করা, জাগ্রত করা॥ হোলফার্‌ কৈরা হারাবারি উডাইয়া নৈসে। [উঠানো √উঠ্‌]।

উডিউডি=[কুম]—ক্রি. বিণ. উঠিব উঠিব। উডিউডি কৈরা দেরি কর্‌সি। [<উঠি<উঠ্‌]।

২=[চট্ট]—অস. ক্রি. উঠিয়া॥ তরাতরি উডি যাও।

৩=[চা]—সর্ব. এইডা, এই লোক॥ উডি ক্যাডার্‌রে? [<ও+টি]।

উডিল্‌=[চা]—বি. কাঠ পেন্সিল॥ [<উডেন পেন্সিল wooden pencil ইং]।

া=[কুম, চা]—বিণ. যে কাজকর্ম না করিয়া পরেরটা খায়।। ব্যাডাডা হদ্দা উড়ুইরা।

উড়ুনি=[ম]—ক্রি. বিণ. হঠাৎ ।। [উঠ্ নি =√উঠ্ +নি প্র.]।

উড়ুল্লা=[সি]—বিণ. পরের বাড়ীতে থাকে এমন ।। [√উঠ্ +উল্লা প্র.; উঠলু হিং]।

উড়ুর্‌রা=[সি]—বিণ. আশ্রিত লোক ।। তুমি কি আমারে উড়ুর্‌রা মোনে কর্‌লা নাহি? [√ উঠ্ +রিয়া; দেখ উড়ুল্লা]।

উড়ুশ্‌খন্ = [কুম]— ক্রি. বিণ. সদা সর্বদা ।। আমি উড়ুশ্‌খন্ তোমার্ কতা মনে করি। [<জষ্ট+খন <ক্ষণ; বা অনুক্ষণ শব্দের বিকৃতি]।

উড়ৈর‍্যা=[ফ]—বি. ভবঘুরে ।। উড়ৈর‍্যার্ কাসে মাইয়া বিয়া দিমু না। [<√উঠ্ +রিয়া প্র.; দেখ উড়ুল্লা]।

উড্‌পি=[ফ]—বি. বমন ।। [দেখ উকি; উঠ্ বমন অর্থে; তুঃ ওলাউঠা]।

উড্‌ডা=[রং]—বি. দীর্ঘশ্বাস।। উড্‌ডা ছাড়িবার্ নাগ্‌চিশ্ ক্যান্ বাহে? [<ঊর্ধ্ব (শ্বাস) কিম্বা √উঠ্ + ইয়া প্র.]।

উড্‌ডালা=[নো]— বি. ঝামেলা ।। এ্যাত উড্‌ডালা আর্ শয়্ না।

উড্‌বিশ্ করা=[প]—ক্রি. অস্বস্তি বোধ করা ।। [<উঠাবসা করা]।

উড্‌বিশ্ লাগা=[চা]—বি. মন খাবাপ লাগা ।। আমার্ আইয্ উড্‌বিশ্ লাগ্‌দাসে। [দেখ উড়বিশ্ করা]।

উড়ন্ চট্‌টি=[রা]— বিণ. উড়োউড়ো ।। [<উড়নচণ্ডী]।

উড়ন্‌চট্টে=[য]— বিণ. ডানপিটে, কাজিল ।। [দেখ উড়ন্‌চট্‌টি]।

উড়স্=[দি]—বি. ছারপোকা ।। [উড়স হিং]।

উড়া=[সি]—বি. শিস তরকারী ।।

২=[সি]—বি. টুকরি, বেতের তৈরী পাত্র বিশেষ ।। উড়াত্ দান্ রাখুমি।

৩=[ক] - বি. ক্ষেতের আবর্জনা ।।

৪=[চট্ট]—বি. ধানের চিটা ।। ধানত্ উড়া ভরা।

৫=[পা, কু, রা]—বি. গোয়াল ঘর।।

উড়াউড়ি=[পা]—ক্রি. বিণ. জড়াজড়ি ।। উড়াউড়ি কৈর‍্যা কোন কাম্ করিস্‌না। [<হুড়াহুড়ি]।

উড়াউড়্ =[সি]—বিণ. অসমর্থিত, গুজব ।। উড়াউড়্ খতায় খান্ দিও না। [√উড়্; উড়াউড়া]।

উড়াওপাড়াও =[রং]— ক্রি. বিণ. অস্থির ভাব ।। মন্‌টা মোর্ উড়াও পাড়াও লাগোছে। [√উড়্, √পাড়= তোলপাড়]।

উড়াখাই=[বা]—বিণ. মিথ্যা, অলীক ।। উড়াখাই এক্‌টা কথা বল্‌লেই কি বিশ্বাশ্ কর্‌তে হবি? [√উড়+আ প্র.+ খাই<খাজ প্রাং <খাত সং]।

উড়াটি=[রা]—বিণ. যে নষ্ট করে ।। [উড়া (√উড়+আ)+টি প্র.]।

উড়াতাড়া=[পা]—ক্রি. বিণ. তাড়াহুড়া ।। বেশি উড়াতাড়া কৈর না। তাড়াহুড়া]।

উড়ানি=[রা]—বি. লেপ ।। হিয়ালেতে উড়ানি গায়ে দ্যায়। [ওড়্‌নী হিং]।

উড়ানিয়া কথা=[দি]—বিণ. উড়ো কথা ।। [দেখ উরানিয়া+কথা]।

২ =[রা]—বি. মাছ ধবার জাল বিশেষ ।। [√উড়+আনি প্র.]।

উড়ানো=[রা]—ক্রি. গায়ে দেওয়া ।। পিরানিটা গায়ে উড়াও। [=ওড়ানা হিং]।

উড়ানকুর্ =[রং]— বিণ. উড়িতে পারে এমন ।। ছোটা উড়ানকুর্ পাখির্ ছাও। [√উড়]।

উড়াকাড়া=[পা]—বিণ. মুখে মুখে প্রচারিত।। [√উড়্, কাড়া অনুঃ]।

উড়ামুড়া=[পা]—বি. পীড়া, যন্ত্রণা, অশান্তি ।। এমন্ উড়ামুড়া। [=আড়িমুড়ি; √উড়্, √মুড়্]।

উড়াল্ দ্যাওয়া=[দি]—ক্রি. উড়া দেওয়া, উড়া ।। গাড়ি উড়াল্ দি গ্যাল্। [√উড়্ +আল প্র. +দেওয়া]।

উড়ি=[প]—বি. শিম ।। [উরদ্, উড়দ্ হিং; দেখ উরাত্]।

২=[রা]—বি. ধানের নাম বিশেষ ।।

৩=[য, রা]—বি. ধানক্ষেতের আগাছা বিশেষ ।। উড়ি নিচু জমিতে বেশি হয় (রা)।

৪=[রং, দি]—বি. উই ।। [<উই (ড় আগম) <উপদীকা সং]।

উড়িটে=[প] বিণ. পতিত, পরিত্যক্ত ।। [=উড়োটে; উড়ে+টে]।

উড়িয়া আম্=[ফ]—বি. এক প্রকার আম ।।

উড়ির্ পার্ =[রা]—বি. বৈঠকখানা।

উড়ুক্‌কালে=[খু, য]— বি. উড়িতে শিখিয়াছে এমন ।। শালিকের্ সাগুলো পরায় উড়ুক্‌কালে হয়েসে। [উড়ুক্কা (=উড্ডয়নক্ষম)+আলে অথবা উড় =উড়া+কাল+এ<ইয়া প্র.]।

উড়ুন্ =[রং]—বি. উদুখল ।। চেঁকির্ উড়ুন্।

উড়েই=[দি]—অস. ক্রি. উড়িয়া ।। পাখিটা উড়েই পালেইল্। [<উড়িয়া]।

উড়েপাখা=[পা]—বিণ. ছন্নছাড়া ।।

উড়েপাড়্ [না]— বি. বৈঠকখানা ।। [দেখ উড়ির্ পার্]।

উড়েপুড়ে=[বা]—ক্রি.বিণ. ধ্বংসপ্রাপ্ত ।। [উড়িয়া+পুড়িয়া=উড়েপুড়ে]।

উড়ে বাগ্‌রাষ্=[ফ]—বি. আমন ধান বিশেষ ।। [উড়ে√উড়্ +বাগ<বাঘ+রাজ]।

উড্যা দেওয়া=[খু]—ক্রি. চাকিয়া দেওয়া ।। হ্যাল্‌ডা মুখ্ উড্যা দে। [<উড়িয়া<উটিয়া<ওড়িঅ<ওএড়িঅ প্রাং<অববেষ্টিত সং; তুঃ ওড়না হিং]।

উড্যানি=[রা]—বি. মশা ।। উড্যানির্ কামড়ে রাতে একদম্ ঘুম্ হয়্ না।

উড়ান্ চোঁড়োই = [পা] — বি. অস্থির ।। [দেখ উড়োন্‌চণ্ডি <উড়ন্‌চণ্ডী]।

উড্যাপুরে=[পা]—বিণ. পরস্পর শ্রুত, লোকমুখে শোনা ।। উড্যাপুরে কথার্

কান্ দিও না। [উড়ো=উড়া+ইয়া+পুরে অনুঃ]।

উড়োইশ্=[রা]—বি. ছারপোকা॥ [<উড়শী<উদ্দংশী সং; উড়শ্ হিং]।

উড়োউড়ো=[খু]—বিণ. অস্থির॥ মতির্ মন্ উড়োউড়ো। [=উড়্ উড়্]।

উড়োকাল্=[খু]—বি. গ্রীষ্মকাল॥

উড়োক্ক=[য]—বিণ. উড়িবার যোগ্য। বাচ্চাটা উড়োক্ক হয়ে গিয়েছে। [<উড়ুক<উড়+উক কর্তৃবাচ্যে]।

উড়োতাড়া=[ফ]—বি. শীঘ্র যাওয়ার ভাব॥ কবের্ কাছে যাওয়ার্ লাইগ্যা বুঝি মন্ডা উড়োতাড়া কর্সে? [<হুড়োতাড়া]।

উড়োদড়ি=[খু, ব]—বি. খেজুর গাছের রস সংগ্রহার্থে ব্যবহৃত রশি॥ [উড়ো √উড়্]।

উড়োন্চ'ড়ি=[খু]—বিণ. অস্থির॥ মেয়েটা বড় উড়োন্চ'ড়ি। [<উড়নচণ্ডী; √উড়্]।

উড়োপোকা=[য]—বি. মাছি॥ উড়োপোকায় খুব্ যালায়। [=উড়ো(√উড়্+উয়া)+পোকা]।

উড়োভাশা=[য]—বি. ভবঘুরে॥ উড়োভাশার্ বিশ্বাস্ করো না। [উড়া+ভাসা; যাহা উড়িয়া ভাসিয়া আসে কিংবা উড়াভাসা]।

উড়োশেকন্=[খু]—বি. শিমুল গাছ॥ উড়োশেকনের্ তুলায়্ তুলা হয়্।

উড়্=[বা]—বি. শীমা, সংখ্যা॥ কত লোক যে এখানে আছে, তার্ উড়্ নেই। [<ওর হিং]।

২=[খু]—বি. উপুড়॥ উড়্ হয়ে শোয়া ঠিক্ না। [<উপুর<ওবুও প্রাং<অব মুও সং]।

উড়্কাবাঁকা=[চট্ট]—বি. হলদে কালো ডোরাকাটা বিষধর সর্পবিশেষ॥ [<উড়কা (<উড্ডীন)+বাঁকা]।

উড়্কামুড়লি=[চট্ট]—বি. ছেলেমেয়ে না বাঁচিলে কবুতরের গলায় তাবিজ বাঁধিয়া উড়াইয়া দেওয়া হয়, লোকের ধারনা যে সকল বেদনা জ্বর ও দোষ কবুতরেরর সাথে অন্য বাড়িতে চলিয়া যায়; এই রেওয়াজকে উড়কামুড়লি বলে॥ [উড়কা √উড়+কা প্র.]।

উড়্কি=[ফ]—বি. চাকনি॥ বাতের্ উড়্কি। [√উড়+কি প্র.; তুং ওঢ়না হিং]।

২=[খু]—বি. নারিকেলের মালা দিয়া তৈরী হাতা॥ এক উড়্কি দুধ্ দাও।

উড়্কো=[খু]—ক্রি. বিণ. বিনা আসনে॥ উড়কো বশিলনে। [√উঠ্+কো; উক্ড়ু হিং]।

উড়্গাড়্=[খু]—বি. ফোড়া বিশেষ॥

উড়্চা=[বা]—বি. এক প্রকার ছোট গাছ॥ উড়্চা গাছ্টা বেশ্ সুন্দর্ হৈছে।

উড়্নি=[বা]—বি. গরুর গায়ের চট॥ গাইটারে উড়্নি দেইশ্। [<উড়নি<অববেষ্টনী; তুং ওঢ়নী হিং]।

উড়্পড়া=[খু,য]—বিণ. উচ্ছন্ন গিয়াছে এমন॥ উড়্পড়া বাড়িতে গেলে গা ছমছম্ করে। [উড়<উড়্ঢ পাং<ঊর্ধ্ব সং; পড়া √পড়<√পত্ সং; কিং বা উজাড়]।

উড়্বং=[বা]—বিণ. স্বেচ্ছাচারী, দুর্বিনীত॥ উড়্বং ছেলে বাপ্মার্ কথা মোটেই শুনে না।

উড়্শি=[য]—বি. নারিকেল মালার তৈরী চামচ॥ উড়্শি দিয়ে ডাল্ তোলে।

উড়্হাইট্যা বা উড়্হাটি=[বা]—বিণ. যে নিজের জিনিসের সদ্ব্যবহার করিতে জানে না॥ উড়্হাটি লোকের্ আশের্ খারাপ্। [<উড়াটে=উড়ানিয়া √উড়্]

উত্তর্=[চট্ট]—বি. উত্তর দিক॥ উত্তরে আমার্ বাড়ি। [<উত্তর]

উত্তর্শিকা=[চট্ট]—বিণ. উত্তর দিকে মাথা রাখিয়া শায়িত॥ [<উত্তর+শির+আ প্র.; শির<শিরঃ]।

উতল্=[কুম, সি]—বি. মুরগী বা হাঁসের ডিম পাড়ার স্থান॥ উতল্ বরা ডিম্। [<উথল<উথল<উত্তাপস্থল প্রাং<উত্তাপস্থল সং; দেখ উথল্]।

উতল্ তেতল্=[কুম]—বি. বারবার বিভিন্ন জিনিস আনা নেওয়া॥ অত উতল্ তেতল্ সময় অয় না। [অনু.]।

উতা=[ম]—বি. সুতা॥ [<সুতা]।

২=[কুম, চট্ট]—বি. নোড়া, পুতা॥ পাডা উতার্ ঘশাঘশিএ মরিচ'র্ ময় (চট্ট)। [<পুতা<(শিলা) পুত্র]।

উতাইশা=[ম]—বিণ. আলস্যপরায়ণ॥ [উদাস+ইয়া প্র.]।

উতাউতি=[চা]—ক্রি. বিণ. তাড়াহুড়া, তাড়াতাড়ি॥ এত উতাউতি কৈর্যা কাম্ কৈর না। [অনু.]।

২=[সি]—ক্রি. বিণ. উপর্যুপরি॥ রাগের্ বশে দিল্ উতাউতি তিন্ চ'র্।

উতাউতি ডাকা=[বা]—ক্রি. হু হু শব্দ করা॥ উতাউতি ডাইকা বাতাশ্ আইতাসে। [দেখ উতাউতি+ডাকা]।

উতানো=[চা,চট্ট, নো]—ক্রি. চুলকানো॥ কচু খাইলে গলা উতায়্। [উত<উত্তত্ত প্রাং<উত্তাক্ত সং (নাম ধাতু)+আনো প্র.]।

উতান্=[সি]—বি. উপদ্রব॥ [দেখ উতানো]।

উতাবুতা=[চা]—বিণ. এবড়ো থেবড়ো, অসমান॥ [অনু.]।

২=[সি]—ক্রি. বিণ. অবিশ্রান্তভাবে, হরদম॥

উতাভুতা=[খু]—বিণ. দিগ্বিদিক জ্ঞান শূন্য॥

উতারা=[সি]—বিণ. নরাধম, অসৎ॥ মানুদি এক্টা উতারা সিল্। [<অবতার (ব্যঙ্গার্থে)]।

২=[রা]—বি. খোঁটা, গঞ্জনা॥ [তুং উতারন্=অপমান]।

উতারি=[ম]—অস. ক্রি. উলটাইয়া॥ গাসের গুড়িডা উতারি ফালা। [<উতারনা হিং=নামান]।

উতারি ফেলা=[চট্ট]—ক্রি. পরাস্ত করা, নস্যাৎ করা॥ [দেখ উতারি+ফেলা]।

উভার্=[য]—বি. সরু ও লম্বা ছইযুক্ত নৌকা॥

২=[চা]—বি. ঔষধ ।। সাবু মোল্লা বায়্‌বাতাশের্ রোগির্ বালা উতার্ খানে ।

৩=[ম, সি]—বি. পড়া পানি, মন্ত্রপূত জল ।। গায়ের্ মাইন্‌ষে বিমার্ আষারে উতার্ খায়্ ।

৪=[রা]—বি. বমনভাব ।।

উতার্‌যাল্=[চা]—বি. ঝাঁকি জাল ।।

উতার্‌নাও=[সি]—বি. ময়মনসিং জেলার বাজিতপুরী নৌকা বিশেষ ।। [দেখ উতার্+নাও<নৌকা সং]।

উতালা=[ফ]—বি. বিরক্তি ।। এত উতালা আর্ শয়্ না । [<উতলা ; অর্থ বিকৃতি]।

উতালি=[ম]—বি. বুদ্‌বুদ্ ।। বাতের্ ডেগে উতালি উট্‌সে । [=উথালি=উথাল<উত্থলন]।

উতাল্=[ম]—বি. চেতনা, হুশ ।। [<উথাল ; তুং উথলানো]।

২=[চা]—বি. বৃদ্ধি, দেখা ।। তার্ পুরানা পেট্ বিশ্ উতাল্ দিসে। [পূর্বে দেখ]।

৩=[চট্ট]—বি. অত্যন্ত উৎসাহ ।। [<পূর্বে দেখ]।

উতাল্‌হিতিল্=[নো]—বি. যোগাড়, সংগ্রহ ।। উতাল্‌হিতিল্ করি কায্ চালাইয়া যাও। [উতাল্<উথাল ; হিতিল অনু:]।

উতিউতি=[সি]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, ব্যস্তভাবে ।।

উতিবুতি=[সি]—বি. সর্বস্ব ।। উতিবুতি শেশ্ করে পোলারে পরাইসি ।

উতু=[সি]—বিণ. আগুনের তাপে শুষ্ক ।। উতু গোশ্‌তু আসেনি ?

উতুকুনি=[সি]—বিণ. এইটুকু, ছোট ।। [<এতখানি, অতখানি]।

উতুগুনি=[সি]—বিণ. ছোটখাট ।। [দেখ উতুকুনি]।

উতুটি, উতুট্‌টি, উতুত্‌কিনি=[সি]—বিণ. এতটুকু, খুব কম ।। আমাকে উতুটি খাত্ দাও ; উতুত্‌কিনি সালুন্ আসে। [<অত+টি ; এতটি]।

উতুফুটি=[সি]—বিণ. এক ফোঁটা, অতি অল্প ।। উতুফুটি দুদ্ দ্যাও । [<এত+ফুঁটি (=অতি অল্প পরিমাণ বুঝাইবার জন্য)<ফোঁটা]।

উতুমবুতুম্=[সি]—বিণ. অবিন্যস্ত, খ্যাপা ।। উতুম্‌বুতুম্ পোলা । [অনু.]।

উতুরানো=[চট্ট]—ক্রি. টগ্‌বগ্ করিয়া ফুটা ।। চুলার্ উঅর্ দুদ্ উতুরায়ের্ । [<উথ্‌লান<উত্থলন]।

উতুরি করা=[ম]—ক্রি. তর্ক করা, সত্যকে অস্বীকার করিয়া নিজের প্রাধান্য বজায় রাখা ।। [দেখ উতারা+ই প্র.+করা ; অথবা উত্তর (=জবাব)+ই প্র.]।

উতুর্=[নো]—বি. উত্তর, জবাব ।। কতার্ উতুর্ দে। [<উত্তর]।

২=[চট্ট]—বি. উত্তরদিক। উতুর্ দৈলে বিশ্ হাত্ লম্বা । [উত্তর]।

উতুলন্=[কুম]—ক্রি. উদয় হওয়া, উত্থাপিত হওয়া ।। তার্ পর আবার্ উতুলিসে। [<উত্থলন]।

উত্যাল্=[পা]—বিণ. উচ্চ। [<উত্তাল]।

উতৈর্‌গা=[চট্ট]—বিণ. উত্তরের ।। উতৈর্‌গা মাইন্‌শর্ ভুতৈর্‌গা বুদ্ধি। [<উত্তর+ইগা<ইকা প্র.]।

উতোই=[সি]—বি. ধান ঝাড়িবার কুলা ।।

উতোলা=[খু]—বি. উৎসুক ।। [<উতলা]।

উত্=[সি]—বি. সূত্র, পাত্তা ।। উত্ পাইয়া বার্‌বার্ আশে। [<হুত<সুত<সূত্র সং]।

২=[সি]—বি. সন্ধান ।। হেন্ কুনু উত্ পাইলাম্ না। [উত্<এউত<হেউত<হেতু]।

৩=[কুম]—বি. আড়ি পাতিয়া কথা শোনা ।। [<ওত]।

৪=[চট্ট]—বি. উদ্, মৎস্যখাদক প্রাণী বিশেষ ।। [<উদ্<উদ্র সং=উদ্ বিড়াল]।

৫=[নো, চট্ট]—বি. নতজানু, উপুড় ।। উত্ ঐয়া শেলাম্ কর ; হাইল্যাগা উত্ করি থুই দে। [<উবুৎ<উবুধ<ওবুদ্ধ প্রা:<অবমূর্ধা সং]।

উত্‌উতি=[সি]—অব্য. বাতাসের শব্দ ।। [ধ্বন্যা.]।

উত্‌কা=[ম]—বিণ. উতালা ।। তার্ মন্ খুব্ উত্‌কা ঐসে। [<উৎক সং]।

উত্‌কাটি=[রা]—বি. ঝগড়া ।।

উত্‌খানি=[সি]—বিণ. একটুখানি, সামান্য ।। উত্‌খানি বিশয়্ডা লৈ এত গন্‌ডোগোল্ ক্যা ? [<এতখানি]।

উত্‌খেত্=[সি]—বি. পুংখানুপুংখ অনুসন্ধান ।। লোক্‌টা শব্ কিস্তুর্ উত্‌খেত্ লয়্ । [<উৎখাত]।

উত্‌তয়্=[নো]—বিণ. উপুড় ।। উত্‌তয়্ শোয়া খারাপ্ । [দেখ উত্‌তা]।

উত্‌তরি=[সি]—বি. প্রতিবাদ ।। কতায় কতায় উত্‌তরি কর ক্যান্ ? [দেখ উতুরি করা]।

২=[পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ।। উত্‌তরি দেখা যায় ।

উত্‌তরিত্=[চট্ট]—বি. ডানপার্শ্বে (হালের) ।। বলদ্ উত্‌তরিত্ দাও ।

উত্‌তর‍্যা=[ম]—বিণ. উত্তর দিকের ।। উত্‌তর‍্যা বাতাশ্ সুইট্‌সে। [<উত্তর+ইয়া প্র.]।

উত্‌তা=[চা]—বি. উপুড় ।। কলস্‌ডা উত্‌তা কর্ । [দেখ উত্ ; আওধা হিং]।

উত্‌তার্=[কুম]—বি. বমনকারক ঔষধ ।। উত্‌তার্ আনা খাওয়াইলে পেডের্ অশুক্ শাইরা যাইব। [তুং উত্তরণ]।

উত্‌তি=[রং, দি]—ক্রি. বিণ. ঐদিকে ।। উত্‌তি কুন্‌ঠে যাছিশ্ ? [<ঐদিক]।

উত্‌তিরিশ্=[কু]—বি. মার্বেল খেলায় দোন (fine) হইলে দোন না দিয়া পাওয়া চাল ছাড়িয়া দেওয়া ।। উত্‌তিরিশ্ দিলে আর্ দোন্ দেওয়া লাগে না ।

উত্‌তু=[ম]—বিণ. উপুড় ।। উত্‌তু ঐয়া রৈসো ক্যা ? [দেখ উত্‌তা]।

উত্‌তুগিনি=[সি]— বিণ. ছোট ॥ উত্‌তুগিনি পোয়ায়্ কি বুযে ? [দেখ উত্‌কুনি]।

উত্‌তুম্=[চট্ট]—বি. ভুতুম পাখী ॥ বাদিয়াবা উত্‌তুম্ পাইক্ খায্ । [<ভুতুম<হুতোম]।

উত্‌তুরি=[য]—বি. জেদ ॥ খামাকা উত্‌তুরি কৈরো না । [দেখ উত্তুতরি]।

২=[য]—বি. বাজে তর্ক ॥ [<উত্তর +ই প্র.]।

উত্‌তৈরা= [কুম]— বিণ. উত্তর দিকের ॥ উত্‌তৈরা বাতাশ্ বৈত্তাসে। [<উত্তরীয়]।

উত্‌দি=[বা]—বি. গাছ বিশেষ ॥

উত্‌পাওয়া=[সি] —ক্রি. সুত্র পাওয়া ॥ [দেখ উত্+পাওয়া]।

২=[সি]—ক্রি. বানবার বিরক্ত করা ॥ [উত্ <উত্তত প্রাং <উত্যক্ত সং + পাওয়া]।

উত্‌পাটন্‌বুত্ = [পা]— বি. গালি বিশেষ, উন্মুক ॥ উত্‌পাটন্‌বুত্‌টা কিস্সুই কর্‌তো পারে না। [<উট্‌পটাং হিং+ ভূত (=অপদার্থ)]।

উত্‌পেন্‌শিল্ = [খু]— বি. কাঠ পেন্‌সিল ॥ [<উড+পেনসিল wood-pencil ইং]।

উত্‌বিদ্দা=[নো]— বি. প্রাণান্তকর চেষ্টা ॥

উত্‌মন্‌ডানো= [নো]— ক্রি. সর্বত্র খোঁজা ॥ ঘরের্ মধ্যে শব্ উত্‌মন্‌ডাই হালাইসে।

উত্‌যোগি=[ঢা]— বিণ. উদ্যোগী ॥ হেইগে শব্ কামেই খুব্ উত্‌যোগি। [<উদ্যোগী]।

উত্‌রন্=[চট্ট]—ক্রি. জয়ী হওয়া ॥ [<উত্তরণ সং]।

উত্‌রানি=[কুম]— বি. বলকানি ॥ বাতের্ উত্‌রানি আইসে। [<উথ-লানি]।

উত্‌রানো=[ঢা, সি, চট্ট]—ক্রি. রান্নার সময় তরল পদার্থ গরম হইয়া উপ্‌চাইয়া পড়া, বলক আসা ॥ আর বাদ্ দিশ না, দুদ্ উত্‌রাইয়া পৈরা যাইব (ঢা)। [<উথলানো]।

২=[ফ]—ক্রি. বৃদ্ধি পাওয়া ॥ বেটার্ ট্যাহায় উত্‌রাইয়া গেসে, তাই এতো অহংকার্। [পূর্বে দেখ]।

উত্‌রালি= [চট্ট]— বিণ. উত্তর দিকের ॥ উত্‌রালি বাতাশ্। [উত্তর+ আলি প্র.]।

উত্‌রাল্ =[য]—বিণ. উত্তর দিক হইতে প্রবাহিত ॥ উত্‌রাল্ বাতাশ্। [উত্তর+আল প্র.]।

উত্‌রুংগা=[সি]—বি. এক প্রকার পোকা [<উচ্চিংড়া=উচিচঙ্গট]।

উত্‌রুল্=[য]—বিণ. উদ্বিগ্ন ॥ এত উত্‌রুল্ ঐস ক্যা ? [<উতরোল= উতলা]।

উত্‌লা=[কুম]—বি. উৎস ॥ উত্‌লার পানি। [উথ্‌লা, উথলানো ক্রিয়াপদ হইতে]।

উত্‌লাংগা=[নো]—বি. গাছ বিশেষ ॥

২=[নো]—বি. অপমান ॥ [উতারনা হিং]।

উত্‌লানো=[রা, পা]—ক্রি. আগুনের তাপে তরল পদার্থ উপচাইয়া পড়া ॥ দুদ্ উত্‌লাইয়া পড়্যা গেল্। [দেখ— উত্‌রানো]।

২=[বং]—ক্রি. বেশী হওয়া ॥ পোক্ পড়ার লাহান্ মানুশ উত্‌লাইছে।

উত্‌শরি= [চট্ট]— বি. উৎসর্গ ॥ [<উৎসর্গ]।

উথল্ =[সি]—বি. চ্যাঙ মাছ ॥

উথানো=[সি]—ক্রি. প্ররোচিত করা ॥ [উথা<উথা<উৎস্থা (নামধাতু)+ আন প্র.=উত্থিত করা]।

উথান্ = [সি]— বি. অভিমান ॥ 'বেটিয়ে আইব্ দর্‌সে উথান্, দিসে তার্ শোয়াবির্ দিকে পৈতান্।' [<উত্থান ; অর্থের বিকৃতি]।

উথাম্ আথাম্= [ঢা] — ক্রি. বিণ. অস্থিরতা, ব্যস্ততা ॥ কেমুন্ উথাম্ আথাম্ কৈরা হারাডা বাড়ি তুইল্যা নৈসে।

উথাম্‌থাম্=[নো]—বি. তাড়াতাড়ি, হঠাৎ ॥ এক্‌কানে যাইতে এতো উথাম্ থাম্ কৈর্‌লে চ'লত না। [অনু.]।

২=[নো]—বি. দৌড়াদৌড়ি ॥ [পূর্বে দেখ]।

উথাল্=[য]—বি. উচ্চতা ॥ [<উত্তাল কিংবা উথল]।

উথেল্ থেতল্=[সি]—বি. উঠান নামান ॥ অত উথেল্ থেতল্ আমি কর্‌-তাম্ পার্‌তাম্ না। [উথল=উথলান + থেতল=থেঁতলান]।

উথ্‌না=[চট্ট]—বিণ. শুকনা ॥

উথ্‌যা=[সি]—বিণ. খাড়া ॥ এমন্ মোটা উথ্‌যা পোয়া। [<উথাম= উৎ+স্থাপন সং]।

উথ্‌লা=[সি]—বিণ. যে অন্যস্থান হইতে আসিয়াছে। [উথল<উৎ+স্থল সং]।

উদম্‌বর্ = [খু] — বিণ. উলঙ্গ ॥ পাগলুটা উদম্বর্ থাকে। [<উদাম+ অম্বর (=আবরণ)]।

উদর্ বরা=[ঢা]— ক্রি. তৃপ্তি হওয়া (ব্যঙ্গার্থে) ॥ তর্ উদর্ আর্ বর্‌ব না। [উদর+ভরা]।

উদরি=[ব, রা, পা]—বি. ভুঁড়ি ॥ কেউ কেউ গরুর্ উদরি খায়্। [অধওড়ী হিং কিংবা উদর সং+ই প্র.]।

উদল্=[সি]—বিণ. পুরু ॥ [<উত্তাল কিংবা উথল]।

উদা= [সি] — বিণ. বোকা, গালি বিশেষ ॥ শালা উদায় কিস্‌সু বুযে না। [<সিধা]।

২=[য]—অব্য. তাহা, উহা ॥ উদা কি খাও ? [<ওটা বা উহা]

৩=[সি]—বিণ. আর্দ্র ॥ উদা চাঁউল্। [দেখ-ওদা]।

৪=[পা]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ তার্ উদার্ মতন্ চ্যাহারা দেখ্যা ডরাইস্ না। [<উগ্র=উদ্বিড়াল]।

উদাইয়া=[কুম]—বি. উচেছ ॥ উদাই-যার্ শের্ চাঁইর্ আনা।

উদাইয়া দেওয়া=[পা]—ক্রি. উপরের দিকে ছুঁড়িয়া দেওয়া ॥ পুঁইবলুটা

উদাইয়া আমার্ কাসে দ্যা। [<উধা <উর্ধ্ব ; নামধাতু]।

উদাইরা=[ম] — বিণ. অকর্মণ্য ॥ [উদার+ইয়া প্র.]।

২=[ঢা]—বিণ. ন্যাকা ॥ [উদার+ইয়া প্র.]।

উদাউদি করা=[রা]—ক্রি. জিদ করা ॥

উদাও=[ফ]—বি. পলায়ন ॥ [<উধাও]।

২=[রং]—বিণ. ন্যাংটা ॥ পাগল্টা একেবারে উদাও ॥ [উদাম<উদ্দাম]।

উদাংগা=[সি]—বিণ. শূন্য ॥

উদানিহে=[ম]—ক্রি. বিণ. সেখানে ॥

উদানো=[ঢা]—ক্রি. কামনায় ক্ষিপ্ত হওয়া ॥ পুকুরে মাস্ উদাইসে। [<উধাও<উদ্ধান সং]

২=[বা]—ক্রি. গোলমাল করা ॥ কি খাইয়া এত উদাস্ ?

৩=[ফ, ঢা, বা]—ক্রি. উঠা ॥ তার চৌ'ক্ উদাইসে।

৪=[ম]—ক্রি. নরম বা নিস্তেজ হওয়া ॥ মুড়ি উদায়ে গেসে। [<উদা<আর্দ্র (ভিজা)+আন প্র.]।

৫=[বং]—ক্রি. খাওয়ার পর কোনো জিনিস উদ্বৃত্ত থাকা ॥ অত ভাত্ কেনে উদাইল্ বাহে ?

৬=[সি]—ক্রি. বিশৃঙ্খল হওয়া ॥

উদান্=[পা]—বিণ. নরম, বাসী ॥ উদান্ মুড়ি খাওয়া যায়্ না। [দেখ উদানো]।

উদান্ মাদান্ = [সি] — বি. দুপুর, অসময় ॥ উদান্মাদানে কৈ যাও ? [<উধান অনুঃ+মাধান<মধ্যাহ্ন]।

উদা ফুলানো=[পা]—ক্রি. মুখ ভার করিয়া থাকা ॥ কামের্ কতা বল্লেই উদা ফুলাইয়া থাহে।

উদাম্যা = [ঢা] — বিণ. অকেজো ॥ 'উদাম্যা খাইয়া বাত্ শৈল্লে করে উত্পাত্'। [<উদাম+ইয়া প্র.]।

উদাম্=[রং, কুম, ঢা]—বিণ. ন্যাংটা, খালি গা ॥ চ'্যাংরা পোলা উদাম্ থাহে (ঢা)। [<উদ্দাম]।

২=[পা]—বি. আড়ালহীন ॥ গড়্ বাড়ি উদাম্ হয়ে গেসে। [পূর্বে দেখ]।

৩=[নো]—বি. মুক্ত ॥ [পূর্বে দেখ]।

উদাম্ করা=[ফ]—ক্রি. সরাইয়া ফেলা ॥ গর্ থাইকা চা'উল্ উদাম্ কর্। [উদাম=বন্ধনহীন, খোলা]।

উদাম্ সাড়া=[চট্ট]—বিণ. উদ্যমহীন. বা নিশ্চেষ্ট ॥ [<উদ্যম + ছাড়া (হীন)]।

উদাম্ হওয়া=[কুম]—ক্রি. ছুটিয়া যাওয়া ॥ [উদ্দাম+হওয়া]।

উদায়্=[রা]—বিণ. প্রভাতকালীন সূর্য ॥ ঘর্ পোড়া গরু উদায়্ দেখে ডরায়্। [<উদয় ; অর্থ প্র.]

উদারা=[সি]—বিণ. হাবা ॥ উদারা বেটা। [উদার+আ প্র.]।

২=[সি]— বি. বিনামূল্যে ॥ [উধার হিং]।

উদারা দেওয়া=[পা—ক্রি. বাঁধনমুক্ত করিয়া দেওয়া ॥ গাসের্ খেতে গরু উদারা দিসে। [<উদার+দেওয়া]

উদারি=[সি]—বি. বোকা স্ত্রীলোক ॥ [উদার (=সরল প্রকৃতি অর্থে)+ই প্র. (স্ত্রীলিঙ্গে)]।

২=[কুম, সি]—বিণ. জানিয়াও না জানার ভান করে যে ॥ তুই বর উদারি, এত বর ঘটনাডা বুঝি ব্যাস্ না ? [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[কুম]—বিণ. নির্লজ্জ ॥

৪=[কুম]—বি. আবদার, তামাশা ॥ এত উদারি বালা না। [<আব্দার+ই]।

উদারিমালা=[সি]—বি. জানিয়াও না জানার ভান ॥ ই বিশয়্ উদারিমালা করস্ ক্যান্ ? [দেখ উদারি$_1$+মালা <পালা প্র.]

উদার্=[চট্ট]—বিণ. বুদ্ধিহীন, অবুঝ ॥ হিতে কি উদার্ যে, এ কথা ন বুযে। [=উদার (সরল প্রকৃতি অর্থে)]।

উদার্ মালা=[সি]—বি. না জানার ভাব বা ভান ॥ [দেখ উদারিমালা]।

উদাল্—[চট্ট, সি]—বি. বড় পাতা বিশিষ্ট বুনো গাছ ॥ উদালর্ দড়ি দি গরু বাঁধ্ (চট্ট)।

উদি=[সি]—বি. কামাই ॥ কম্ উদি নাই।

উদিনে=[ফ]—বি. আগামী বা গত পরশু ॥ সে উদিনে আসিসে। [<ঐ+দিনে]।

উদিন্যা=[পা]—বি. পরশুদিন। [<ঐ দিন+ইয়া প্র.]

উদিনো=[কু]—বি. পরশু (গত অথবা আগামী)॥ উদিনো টাকা চা'ইতে গিয়ে টাকা পাইনি। [<ঐ+দিন]।

উদিন্=[দি]—বি. ঘুম হইতে জাগরণ বা চেতন ॥ আজ্ রাতে মুই এক্বার্ ও উদিন্ পাওনি।

২=[দি]—বি. ঐদিন ॥ উদিন্ থাকি তোর্ পাত্তা নাই কেন্ ? [<ঐ+দিন

৩=[চট্ট]—বি. বর্ষাকাল ছাড়া অন্য সময়, শুকনা সময় ॥ উদিনে ঘর্ তোল্তি দিসি। [<সুদিন]।

উদিন্কো=[রং ম]—বি. পরশুদিন ॥ হামরা উদিন্কো মামা বাড়ি যামো। [দেখ উদিন$_2$+কা স্বার্থে ; তুং আজিকা কালিকা]।

উদিপুদি=[পা]—বি. বুদ্ধি শুদ্ধি, হুশ, আক্কেল, জ্ঞান ॥ এত বড় গাওয়ার্ উদি পুদি নাই।

উদিমা=[ম]—বিণ. ভবঘুরে ॥ উদিমার্ মত আর্ কয়্দিন চ'লবো ? [<উদ্দাম]।

উদিলা=[কুম, চট্ট] — বিণ. খালি, খোলা ॥ উদিলা নায়্ যাইও না। [<উদ্দাম+লা (স্বার্থে)]।

২ = [নো] — বিণ. আবরণহীন ॥ উদিলা গায়ে খাড়া উচি'ত্ না। [পূর্বে দেখ]।

৩=[ম]—বিণ. বন্ধনমুক্ত ॥ [পূর্বে দেখ]।

৪=[বা]—বিণ. ছাড়া ॥ [পূর্বে দেখ]।

উদিল্ সিদিল্=[নো]—বি. বুদ্ধি, জ্ঞান, বিবেক ॥ লোক্টার্ একেবারেই উদিল্ সিদিল্ নাই।

উদিশ্=[ঢা]—বি.টের, তালাশ, খোঁজ ॥ টেহা পৈশা কৈত্তে আইয়ে উদিশ্

তো পাস্‌না। [<উদ্দেশ]।
উদিশ্‌টু=[চট্ট]—বি. উদ্দেশ্য, লক্ষ্য।। অত্রনের্‌ লাই দর্‌কারি কথার্‌ উদিশ্‌টু করি এডে আইসি। [<উদ্দেশ্য]।
উদু=[নো]—অব্য. এই যে।। উদু তোমার্‌ গামছাডা।
২=[পা]—বিণ. বোকা।। [<উজু প্রাং <ঋজু সং]।
উদুইয়া=[কুম, চা]—বি. উচেছ তরকারী।। উদুইয়া খাইতে তিতা লাগে।
উদুম্‌=[খু]—বিণ. ফাঁকা, শূন্য।। উদুম্‌ বিটায়্‌ হাগার্‌ যুত্‌। [<উদ্দাম]।
২=[খু]—বিণ. উলঙ্গ।। সেজেটা উদুম্‌ কেন্‌? [পূর্বে দেখ]।
৩=[নো]—বি. দাম, পুকুরের আগাছা।। পুকুরের উদুম্‌ শাপ্‌ কর্‌। [উ (=অতিরিক্ত) + দাম=(জলজ তৃণ)]।
উদুম্‌ বুদুম্‌=[সি]—বিণ. অবিন্যস্ত, ক্ষ্যাপা।। [দেখ উদুম্‌]।
উদুমভুত্‌=[খু]—বিণ. মূর্খ।। শে একটা উদুম্‌ ভুত্‌। [দেখ অদম্‌বুত]।
উদুরা=[ম]—বিণ. নিষ্কর্মা।। উদুরারে কেডা বাত্‌ দিব? [উদার+আ স্বার্থে]।
উদুর্‌=[ম]—বি. ইঁদুর।। [উন্দুর সং]।
উদুর্‌ গুদুর্‌=[সি]—বি. মনে মনে আলোড়ন।।
উদেম্যা=[ফ]—বিণ. আলগা।। উদেম্যা শারের্‌ মত ঘুরে বেড়ায়্‌। [দেখ উদিমা]।
উদের্‌ শাও=[ম]—বি. যে গোপনে পরের অনিষ্ট করে।। [উদের+ছাও প্রাং<শাবক সং; উদের=উদ্‌ বিড়ালের]।
উদ্যা=[চট্ট]—বিণ. ঢাকনিবিহীন, খালি।। বাতের্‌ পাল্যাডা উদ্যা ন রাখিশ্‌। [<উদ্দাম]।
উদ্যা কোয়ালি=[চট্ট]—বিণ. প্রশস্ত কপালবিশিষ্ট।। উদ্যা কোয়ালি মাইয়া পোয়া অভাগ্যাতা অয়্‌। [<উচ্চ+কপাল+ই প্র.]।
উদ্যাম্‌=[রা]—বিণ. উন্মুক্ত, খোলা।। [<উদ্দাম]।
উদ্যার্‌=[ফ]—বি. হাওলাত।। উদ্যার্‌ কয়্‌ দিন্‌ চ'লে? [<উধার্‌ হিং]।
উদ্যোম্যা=[ফ]—বিণ. নিষ্কর্মা।। উদ্যোম্যারে বাত্‌ দিও না। [<উদ্দাম]।
উদোম্‌=[ম]—বিণ. দিগম্বর, উলঙ্গ।। [<উদ্দাম]।
উদোম্‌কাল্‌=[খু, য]—বি. গরু বাছুর ছাড়িয়া রাখার সময়।। উদোম্‌কালে শবাই গরু বাছুর্‌ সেড়ে দেয়্‌। [উদাম+কাল]।
উদোর্‌=[খু]—বি. ধার, কর্জ।। [দেখ উদ্যার্‌]।
উদ্‌কানা=[কু]—বিণ. বেখেয়াল।। উদ্‌কানার্‌ মতো চ'ল্‌লে হোঁচ'ট্‌ খাবে। [উদ্‌<উর্ধ্ব সং+কানা<কাণ সং]।
উদ্‌গন্‌ত=[নো]—বি. আলোড়ন।। এত উদ্‌গন্‌ত করন্‌ বালা না।
উদ্‌গাড্‌=[রা]—বিণ. বেহুশ, বোকা।। উদ্‌গাড়ের্‌ মত দাঁড়িয়ে আছ কেন্‌? [উদ্‌<উর্ধ্ব সং+গাড়<গাঁড়]।
উদ্‌গৈর্‌ মুদ্‌গৈর্‌=[রং]—বি. অপযশ।। 'উদ্‌গৈর্‌ মুদ্‌গৈর্‌ ধোয়া যায়্‌, তবে লোকে মান্‌ পায়্‌'।
উদ্‌গোলৈ=[য]—বিণ. তালকানা, উর্ধ্ব দিকে চাহিয়া পথ চলে যে।। উদ্‌গোলৈর্‌ মতো হাঁট্‌লে আসাড়্‌ খাবে। [<উদ্‌<উর্দ্ধ+গলা+ঐ প্র.]।
উদ্‌ড়ি=[রং]—বি. ভুতুম।। [দেখ উদারি]।
উদ্‌দা=[কুম]—বি. দয়ামায়ার উৎস, উপায়।। দুনিয়াত্‌ এই এতিমের্‌ আর্‌ বাচ্‌'বার্‌ উদ্‌দা দেহি না। [<হদ্দ حد আং]।
উদ্‌দানো=[কুম, চা]—ক্রি. নিক্ষেপ করা।। আমড়া উদ্‌দা দে। [উদ্‌দা <উর্ধ্ব সং+আন প্র.; নামধাতু]।
উদ্‌দারিয়া=[বা]—ক্রি. বিণ. গায়ে পড়িয়া।। তুমি উদ্‌দারিয়া কতা বল্‌তে আইস ক্যান্‌? [দেখ উদ্‌দার্‌+ইয়া প্র.]।
উদ্‌দার্‌=[বা, ক]—বি. কর্জ ধার।। আমি তোমারে ট্যাহা উদ্‌দার্‌ দিতাম্‌ না। [দেখ উদ্যার্‌]।
উদ্‌দি=[কুম]—ক্রি. বিণ. উপর দিয়া।। মাতার্‌ উদ্‌দি উরাধাহায়্‌ যায়্‌। [<উপর+দি<দিয়া]।
উদ্‌দির্‌=[চট্ট]—বিণ. উপরের দিকের, উপরের।। উদ্‌দির্‌ কেঅর্‌খান্‌ আগত্তু লও। [<উপর+দির=দিকের]।
উদ্‌দিশ্‌=[রা]—বি. অভ্যাস।। আমার্‌ ধুম্‌পানের্‌ উদ্‌দিশ্‌ নাই। [<উদ্দেশ; অর্থেরবিকৃতি]।
উদ্‌দু=[ম]—ক্রি. বিণ. বড় জোর।। আমি উদ্‌দু পাঁচ্‌ সটাক্‌ চ'লের্‌ বাত্‌ খেতে পারি। [<উর্দ্ধে]।
২=[ম]=বি. শুষ্ক কাশির দরুণ শ্বাসপ্রশ্বাসের ব্যাঘাত ঘটায় চক্ষুর লোহিতবর্ণ।। [উর্ধ্বগ]।
উদ্‌দুমুয়া=[রং]—বিণ. উপর দিকে চাহিয়া পথ চলে এমন।। তুই কেনে জে উদ্‌দুমুয়া হাটিশ্‌ তা কাঁয় জানে? [<উর্দ্ধ+মুখ আ প্র.]।
উদ্‌ধোর্‌=[খু]—বি. ধার।। পরের্‌ কাসে উদ্‌ধোর্‌ করে আর্‌ কয়্‌দিন্‌ চ'লা যায়্‌? [দেখ উদ্যার্‌]।
উদ্‌না=[সি]—বিণ. বোকা।।
২=[বা]—বি. সেইদিন, সম্প্রতি।। [<ঐ+দিন]।
উদ্‌বগি=[পা]—বিণ. হাবা, না বুঝিয়া শুনিয়া একদিকে হা করিয়া চাহিয়া থাকে এমন।। [উযবক্‌ ازبک তু.+ই প্র.]।
উদ্‌বাই=[ব]—বি. হিড়িক, বাতিক, অস্থিরতা, পাগলামি।। মুরির্‌ উদ্‌বাই উঠ্‌সে। [<উদ্‌<উর্দ্ধ+বাই<বায়ু]।
উদ্‌বাগ্‌=[বা]—বি. ব্যস্ততা, জ্বালা, অস্থিরতা।। বারির্‌ লাইগ্যা এত উদ্‌বাগ্‌ কেন্‌? [<উদ্বেগ]।
উদ্‌বারা=[খু]—বিণ. কুশ্রী।। উদ্‌বারা মেয়ে।
উদ্‌বারাং=[খু]—বি. উৎপাত (গালি অর্থে)।। কোথাকার্‌ উদ্‌বারাং এশে

বুটেগে।

উদ্‌ভন্‌ত্তি=[রা]—বি. আজে বাজে ॥ অতশব্ উদ্ভন্তি কথা। [<উদ্‌ভ্রান্তি =উদ্‌ভ্রান্ত]।

উদ্‌মাদা=[খু]— বি. পাগল ॥ লোক্‌টা একেবারেই উদ্‌মাদা। [<উন্মাদ]।

উদ্‌রা=[বা]—বি. হাঁস মুরগী রাখার জন্য মাটির তৈরী ছোট ঘর ॥

উদ্‌রাই=[ম]—বি. একান্ত ইচ্ছা ॥

উদ্‌রা খাওয়া=[পা]— বি. বন্ধনমুক্ত অবস্থায় পশুর ইচ্ছামত চরিয়া খাওয়া ॥ [দেখ উদিলা+খাওয়া]।

উদ্‌রানো=[য]—ক্রি. না জানার ভান করা ॥ উদ্‌রাইস্ না, কৈয়া ফালা। [উদার, (নাম ধাতু)+আনো প্র.]।

২=[য, ম]— ক্রি. কথার পুনরাবৃত্তি করা, পুনঃপুনঃ জিজ্ঞাসা করা ॥ বুঝ না নিয়া, উদ্‌রাও ক্যা? [<উধ্‌রানো <উদ্ধার (নাম ধাতু)+আনো প্র.]।

৩=[খু]—ক্রি. এলাইয়া যাওয়া ॥ দড়িটা উদ্‌রে গেসে। [পূর্বে দেখ; উধের হিং]॥

উদ্‌রা মানা=[সি]—বি. টালবাহানা ॥ হক্কল্ কতায় উদ্‌রামানা কর কেন্?

উদ্‌রে=[ব]—ক্রি. বিণ. কাটিয়া ॥ যামাটির্ পেলাই উদ্‌রে গেসে। [<উদ্‌রাইয়া; উদ্‌রানো; তুং উধের হিং<উদ্ধার সং]।

উদ্‌লা=[সি, চা]—বিণ. খালি ॥ উদ্‌লা পায়্ ওইয়ো না। [দেখ উদিলা]।

২=[সি]—বি. গাছ বিশেষ ॥

৩=[সি]—বিণ. পুরু ॥ উদ্‌লা রুটি। [দেখ উদল্]।

উধয়ের্ গরু=[দি]— বি. ছাড়িয়া দেওয়া গরু ॥ ছোড়াগুলা হৈছে উধয়ের্ গরু।

উধিন্‌কে=[পা, রা, কু]—বি. গত পরশু ॥ উধিন্‌কে বাড়ি এসেছি (রা)। [ঐ+দিন+কা (স্বার্থে)]।

উধোর্=[খু]—বি. ধার ॥ তিন্ দি'নেই নখন্ উধোর্ দাও। [দেখ উধার্]।

উধ্‌রি=[রা]—বি. ভুঁড়ি ॥ [দেখ উদ্‌রি]।

উধ্‌রানো=[রা]—ক্রি. চামড়ার সহিত কিছু মাংস ছিঁড়িয়া যাওয়া ॥ গাড়ির্ ধাক্‌কা লাইগে পিঠ্টা উধ্‌রে গেছে। [দেখ উদ্‌রে; উধ্+আনো প্র. (নাম ধাতু)]।

উন=[চট্ট]—সর্ব. তাহারা ॥ উনর্ দিয়ে কন্ কাম ন ঐব। [<উনি]।

উনা=[কুম]—বি. প্রদীপ রাখিবার গাছা ॥ উনাটা কৈ রাত্‌তি থুবু।

২=[রা]—বি. ঢেঁকির গর্ত, উদুখল ॥ ঢেঁকির্ উনা নৈড়্যা গেছে।

৩=[চট্ট]—ক্রি. শোনা ॥ [<শুনা=শোনা]।

৪=[সি]—বিণ. সিদ্ধ ॥ উনা দান্। [<উন্‌হ প্রাং<উষ্ণ সং]।

উনাই=[চট্ট]—ক্রি. বিণ. উপচাইয়া ॥ রারি বেডির্ বিয়ার্ শখ্ উনাই পরের্। [<উন্নঅ প্রাং<উন্নত সং+ই অস. ক্রি. বিভক্তি]।

২=[রা]—ক্রি. বিণ. উষ্ণ হইয়া ॥ পানি উনাই গেইছে। [<উন্‌হ প্রাং <উষ্ণ সং]।

উনাইচ'া=[কুম]—বি. উনিশ, ১৯ ॥ [<উনিশ<উনইশ<উনবিংশ]।

উনাইন্না=[কুম]— বিণ. গলিয়া যায় এমন ॥ নাইর্ কলের্ তেল্ উনাইন্না যিনিশ্। [=উনানো; উনা<উন্‌হ প্রাং<উষ্ণ সং+আন প্র. (নামধাতু)]।

উনাইশা=[রং]—বি. উনিশ ॥ আজ্ হৈল্ তার্ উনাইশা। [উনিশ+ইয়া]।

উনাউনা=[কুম]—বিণ. নরম ॥

উনা উপাশ্=[সি, খু]—বি. অল্পাহার ॥ উনাউপাশ্ করে কয়্ দিন্ থাকা যায়্? [উনা (উন=ন্যূন)+উপাস< উপবাস]।

উনাকাটা=[চা]—বি. কম, অল্প ॥ উনাকাটা খাইয়া শৈল্‌ডা নামুটো ঐয়া গেল্। [উনা<উন (=ন্যূন)+কাটা]।

উনাক্=[রং]—সর্ব. উনাকে ॥ উনাক ক কেনে? [<উনাকে <উনি+ক=কে]।

উনা চ'াউল্=[সি]—বি. সিদ্ধ চাউল ॥ উনা চ'াউলের্ পিঠা খুব্ স্বাদ্। [দেখ উনা$_{৪}$+চাউল]।

উনা দেওয়া=[সি]—ক্রি. সিদ্ধ করা ॥ [দেখ উনা$_{৪}$]।

২=[ম]—ক্রি. ঝাড়িয়া বা বাতাসে উড়াইয়া ধানের খড়কুটা দূর করিয়া দেওয়া ॥ মলন্ দেওনের্ বাদে দান্ উনা দেওন্ লাগে।

উনানাইয়া=[চা]— বিণ. অভাগা, দুর্ভাগা ॥ আমার্ উনানাইযা কপালে পোলার্ বৌ দেখ্‌মু?

উনানো=[ম]—ক্রি. ক্ষতি হওয়া ॥ [উন (নামধাতু)+আনো প্র.]।

উনান্=[চট্ট]—বি. ঢেঁকির গর্ত, উদুখল ॥ উনানের্ পাশে বশি মাইয়্যা উয়া ধান্ চ'াল্‌ত্তি আসে। [দেখ উনা; অর্থ প্র.]।

উনাপেনা করা=[কুম]— ক্রি. প্যান প্যান করা, ছিঁ ছিঁ করা ॥

উনারাইয়া=[সি]—বিণ. অভাগা ॥ উনারাইয়া যেবায়্ চা'য়্, উক্‌তা বাতাশে তারে পায়। [দেখ উনানাইয়া]।

উনাহুক্‌না=[সি]—বিণ. নীরস ॥ মানুশ্‌টা উনাহুক্‌না খতা খয়্। [দেখ উনা$_{৪}$+শুকনা]।

উনি=[খু]—বি. মাছ ধরার বাঁশের যন্ত্র বিশেষ ॥ উনি দিয়া শিং মাস্ ধরা যায়্।

২=[চট্ট]—বি. ঐ স্থানেই (নিশ্চিতার্থে) ॥ উনি আঁর্ নানির্ কবর্। [=ওনে<ওখানে+ই]।

৩=[চট্ট]—বি. চিরুনি ॥

উনিপোক্=[সি]— বি. অতি ক্ষুদ্র পোকা বিশেষ ॥ [উনি+পোকা]।

উনিয়া=[ম]—বি. বাঁশের তৈরী মাছ ধরার যন্ত্র।

২=[কুম]—বি. গরুর গায়ের উকুন বিশেষ ॥ গাইডার্ গায়্ উনিয়া বরা। [<উকুনিয়া]।

উনির্ তায়্=[রং]— বি. ঐ লোক ॥

উনির্ ভায়্ কথাটা জানে।

উনু=[পা]— বি. খালি, অপূর্ণ ॥ গরিবের পেট্ উনুই থাকে বেশি। [<উন সং]।

উনুবন্‌দ=[বা]—বি. সূচনা, প্রারম্ভ, প্রাথমিক সংকেত ॥ কাযের উনুবন্‌দেই গন্‌ডগোল লাগ্‌ল ? [<অনুবন্ধ]।

উনুশ্‌=[চট্ট]—বি., বিণ. উনিশ, ১৯ ॥ উনুশ্ টেয়া। [<উনিশ]।

উনের্‌ উন্‌ চু'নের্‌ চু'ন্‌=[ন]—বি. ক্ষুদ্রাতিক্ষুদ্রাংশ, কড়া গণ্ডা ॥ বাগা-বাগির্ শময় উনের্ উন্ চু'নের্ চু'ন্ বাগ্ কবি আন্‌বাম্।

উনো=[কু]—বিণ. অল্প ॥ উনো কায্ দুনো কর্‌লি ? [<উন সং]।

উনোন্‌ মুখি=[খু]—বিণ. পোড়ামুখী ॥ [<উনান+মুখী]।

উন্‌=[সি, ম]— বি. উল, পশম ॥ উনের্ সুইডার্। [<উর্ণা সং]।

২=[নো, কু]—বি. উকুন ॥ মাইয়ার্ মাতাত্ উন্ বরা। [<উকুন]।

৩=[চট্ট]—সর্ব. সেইগুলি, এইগুলি ॥ উন্‌দি কন্ কাম্ ন ঐব। [<ঐখান]।

৪=[ঢা]—বি. অণ্ডকোষ ॥ 'চ্যা'ন্ চু'ন্ গাপুর্ ওপুর্ বাপে পুতে গাই, দুয়াইর্‌তে বৌ দ্যাহে 'উন্'—ছড়া।'

উন্‌ কুটি=[রং]— বিণ. অসংখ্য ॥ [<উন কোটি]।

উন্‌ কুট্‌=[রা]—বিণ. সব রকম ॥ বহুটা উন্‌কুট্ কাম্ জানে। [দেখ উন্‌কুটি]।

উন্‌ কুট্‌ টি=[রা]—বিণ. সব কিছু ॥ [দেখ উনকুটি]।

উন্‌ চ'া=[ঢা, কুম, চট্ট]— বিণ. উন-চল্লিশ, ৩৯ ॥ উনচ'ার্ পর্ চ'াইলা (৪০) অয্। [<উনচল্লিশ]।

উন্‌ চে'া=[খু]—বি. সিদ্ধ ধান ভাজা ॥ ওরা উন্‌চে'া ভায্‌তেসে। [উষ্ণ+ভাজা]।

উন্‌ ছা=[রা]—বি. আধ পাকা ধানের চাউল ॥

উন্‌ ডা=[কুম, চট্ট, নো]— বি. হোঁচট, লাথি ॥ হোলাগায্ বিলাইর্ সাওডারে উন্‌ডা মারি হালাই দিসে।

উন্‌ ডি=[কুম]—বি. হোঁচট ॥

উন্‌ ডু=[পা]— বি. গোলমালের সূত্র-পাত ॥ তুই আইশাই উন্‌ডু লাগালি।

উন্‌ তলশ্‌=[সি]—বি. জ্বালা, গরম ॥ খালি উন্‌তলশ্ উন্‌তলশ্ করের্।

উন্‌ তা=[ঢা, ম]—বি. গরম ॥ আইয্ নর উন্‌তা লাগসে। [<উষ্ণত্ব]।

২=[রং]—বিণ. অপরিপূর্ণ ॥ [পূর্বে দেখ]।

উন্‌ তালা=[নো]—বি. তাপাধিক্য ॥ দেদন্ উন্‌তালা বিবিশুটি আইব। [দেখ উন্‌তা+লা (স্বার্থে)]।

উন্‌ তাল্‌=[কুম]— বি. গরম ॥ লেপের্ তলে বেশ্ উন্‌তাল্ লাগে। [দেখ উন্‌তা+ল]।

উন্‌ তি=[ফ]—বিণ. বাড়তি ॥ উন্‌তি পৈশাটা খয়রাত্ দ্যাও।

উন্‌ দল্‌=[ম]—বি. উপুড় ॥ [অউঁধা হিং<উন্‌ধা<অবমূর্ধা+আন প্র.]।

উন্‌ দর্‌=[খু]—বি. ইঁদুর ॥ [<উন্দুর]।

উন্‌ দা=[গ]—বি. বনবিড়াল ॥

২=[সি]— বিণ. নিরীহ ॥ উন্‌দা পোলা [<অউঁধা হিং=উপুড়]।

৩=[সি]—বিণ. নীচু, অবনত ॥ শরমে লোক্‌টার্ মাথা উন্‌দা ঐগেসিনি। [পূর্বে দেখ]।

৪=[দি, রা]—বিণ. খোলা, নগ্ন ॥ খাবার্ জিনিশ্ উন্‌দা থুত্তি নাই। [উদ্দাম]।

উন্‌ দাই=[সি]—বি. ধাত্রী, আয়া ॥] [<উন (অতিরিক্ত শব্দ)+দাই<ধাই প্রাং<ধাত্রী সং]।

উন্‌ দাও=[রং, পা, ঢা]—বিণ. উলংগ, খোলা, অনাবৃত ॥ তাত্‌গুলো উন্‌দাও থু'চে ক্যানে? [দেখ উন্‌দা৪]।

উন্‌ দাগান্‌ দা=[সি]— বিণ. অশি-ক্ষিত, অসামাজিক ॥ লোক্‌টা বর উন্‌দাগান্‌দা। [অনু.]।

উন্‌ দা ধুন্‌ দা=[খু]—ক্রি. বিণ. অবি-রাম ॥ [=অন্ধা+ধুন্ধা <অন্ধ+ধন্ধ; তুং অন্ধাধুন্ধ হিং]।

উন্‌ দাবুন্‌ দা=[সি]—বিণ. বোকা ॥

উন্‌ দায়া=[খু]— ক্রি. বিণ. ওরকম ॥ উন্‌দায়া কর কেন্ ?

উন্‌ দালি=[সি]— বিণ. সব সময় বাড়ীর ভিতর থাকে এমন ॥ তুমি উনদালি। [<আন্দর اندر ফা.+ই]।

উনদালের্‌ পিডা=[সি]—বি. পাতিল বসাইবার সুবিধার্থে চুলার উঁচু ঢিলা ॥ [= উনদাল <উন্ধান প্রাং <উদ্‌ধান সং+পিডা<পিণ্ড ; দেখ উন্‌দাল্]।

উন্‌ দাল্‌=[সি]—বি. উনুন, চুল্লি ॥ [দেখ উন্‌দালের্ পিডা]।

উন্‌ দি=[চট্ট]—ক্রি. বিণ. ঐ দিক দিয়া ॥ উন্‌দি কেডা যায়ের্ ? [উন <ওখান=ঐখান+দি<দিয়া]।

২=[রং]—বিণ. ওস্তাদ ॥ টিক্ খাওয়ার্ উন্‌দি। [<উস্তাদ+ই (স্বার্থে)]।

৩=[রং]—বি. স্ত্রী বিড়াল ॥ উন্‌দা উন্‌দি দুইটায্ আছে।

উন্‌ দি কুন্‌ দি=[দি]—বি. বুদ্ধিশুদ্ধি, ফন্দিফিকির ॥ তার্ উন্‌দি কুন্‌দি কিছুই নাই। [অনু.]।

উন্‌ দিশা=[ঢা]—বি., বিণ. উনত্রিশ ২৯ ॥ [<উনত্রিশ]।

উন্‌ দুর্‌=[চট্ট, পা]— বি. ইঁদুর ॥ [দেখ উন্‌দর্]।

উন্‌ দুর্‌ কানি=[বা]—বি. ঘাস বিশেষ ॥

উন্‌ না=[কুম, নো]— বি. চালের পানি পড়ার স্থান ॥ উন্‌নার্ তলে বৈস না।

২=[বা]— বিণ. পরিমিত, অল্প ॥ 'উন্‌না খাতে দুন্‌না বল্'। [< উন সং]।

৩=[খু]—বিণ. সেদিনের ॥ উন্‌নাগার্ সেলে সে বলে একথা। [ঐদিন]।

উন্‌ না কাল্‌=[ঢা]— বি. শুকনা সময় ॥ উন্‌নাকালে আইট্যাঐ যাওন্ যায্। [উন্‌না<উষ্ণ+কাল বা শুকনা কাল]।

উন্‌ না মাশ্‌=[ম]—বি. কার্ত্তিক মাস হইতে চৈত্রমাস পর্যন্ত সময় ॥

[<শুকনা শাস]

উন্‌নার্ তল্=[চট্ট]—বি. ঘরের দাওয়া, উঠান॥ উন্‌নার্ তলে ধান্ খ'াড়ে। [দেখ উন্‌না + র (সম্বন্ধে) +তল=তলা বা নীচ]।

উন্‌নার্ দিন্ = [কুম, ঢা]—বি. শীতকাল॥ উন্‌নার দিন্ বাইশ্যাকাল্ তন্ বালা। [উন্না<উণ্হ প্রাং<উষ্ণ সং+র (সম্বন্ধে)+দিন]।

উন্‌নালে=[নো]—বি. ঘরের চালের নিকট॥ উন্‌নালে হানি হালাইস্ না।

উন্‌নি=[ফ]—বি. চিকন চাদর॥ [<উড়নি]।

উন্‌নি আশ্=[চট্ট]—বিণ. শ্বাসরোধজনক॥ [দেখ উন্‌নি, দেখ উন্‌না₂ +আস<শ্বাস কিংবা আস্র]।

উন্‌মুশ্=[চট্ট]—বি., বিণ. উনিশ, ১৯॥ উন্‌নুশ্ টে ঁয়া॥ [দেখ উনুশ্]।

উন্‌পান্‌যাইশ্=[চট্ট]—বি., বিণ. উনপঞ্চাশ, ৪৯॥ উন্‌নুশ্ উন্‌পান্‌যাইশ্ শনত্ খাঁই ফাঁল্ কৈর্‌গে। [<উনপঞ্চাশ]

উন্‌মত্তি পাগল্=[পা]—বি. বদ্ধপাগল॥ [<উন্মত্ত+পাগল]।

উন্‌মত্তির্‌ বাব্=[ঢা]—অস্থিরভাব, ব্যাকুলতা॥ উন্‌মত্তির্ বাব্ দেইখ্যা হে পরিক্‌খায় কেল্ কর্‌সে। [<উন্মত্তের ভাব]।

উন্‌মাশ্=[ম]—বি. অসময়॥ [উন (=হীন)+মাস=অসময়; কিংবা উন <অন]।

উন্‌লি=[পা]—অব্য. ঐতো॥ উন্‌লি গেদি শুমাইতাচে'।

উন্‌শর্=[চট্ট]—বি. জাহাজের উপরের দিকে বাতাস বাহির হইবার পথ॥

উন্‌শা=[ম]—বিণ. স্যাঁতস্যাতে॥ উন্‌শা গন্‌দো আইতাসে।

উন্‌শাইট্ বায়ু=[কুম]—বি. মাথাগরম॥ তার্ উন্‌শাইট্ বায়ু ঐসে। [<উনষাট বায়ু]।

উন্‌শুলো=[খু]—বিণ. সামান্য॥ উন্‌শুলো পানি দাও।

উন্‌সা করা=[ম]—ক্রি. বৃষ্টির দিনে ধান ভাজিয়া শুকানো॥ কয়্ দিন্ দৈরা গাদ্‌লা নাম্‌সে, দান্ উন্‌সা কৈরা খাও। [উষ্ণ করা]।

উন্‌সিল্ বাবা=[ঢা]—ক্রি. তুচ্ছ তাচ্ছিল্য করা॥ [<উষ্ণ হীন+ভাবা]।

উন্‌সুনে=[খু]—বিণ. আঁচে শুকানো॥ [উষ্ণ+আন প্র.+ইয়া (নামধাতু)]।

উন্‌হা=[রা]—অস. ক্রি. গলিয়া॥ চর্‌বি সামান্য তাপে উন্‌হা যায়। [উণ্হ প্রাং উষ্ণ সং+আ প্র.]।

উন্‌হালো=[রা]—ক্রি. গলানো॥ নারি কেল্ তৈল্ উন্‌হাও, জমে রয়েছে। [<উণ্হ প্রাং<উষ্ণ সং+আনো প্র. (নামধাতু)]।

উপচ'ন্‌ড=[সি]—বিণ. দুষ্ট॥ উপচ'ন্‌ড পুয়া॥ [<উপ+চণ্ড]।

উপত্ তারত্=[রং]—বিণ. উল্টাপাল্টা। [অনু.]।

উপদ্দরো=[রং]—বি. উৎপাত॥ উয়ার্ বড় উপদ্দরো হ'চে। [<উপদ্রব]।

উপর্‌আলা=[সি]—বি. আল্লাহ, উপরস্থ ব্যক্তি [<উপর+ওয়ালা প্র. কিংবা উপর+আল্লহ الله আং']।

উপর্ কাপর্=[খু]—বি. অস্বস্তিবোধ॥ [উপর অনু:+কাঁপর]।

উপর্ চ'ট্‌কা=[পা]—বিণ. উপর উপর, ভাসাভাসা॥ হোটেলের্ তর্‌কারিতে উপর্ চ'ট্‌কা তেল্ বাসে। [< উপর+চটক+আ (স্বার্থে)]।

উপর্ টখ্‌কা=[সি]—ক্রি. বিণ. বিনা আয়াসে, ভিত্তিহীন॥ হ্যায় উপর্ টখ্‌কা ধনি ঐতো চ'ায়্। [<উপর +√টপ্‌কা, উপর টপকাইয়া আসা]।

উপর্ টান্=[কুম]—বি. অপদেবতার দৃষ্টি॥ উপর্ টানের্ কোন অশুদ্ নাই কেবল্ যারা ফু সারা।

উপর্ টান্ ওঠা=[পা]—ক্রি. মরণের পূর্বাবস্থা হওয়া, শেষ মুহূর্ত ঘনাইয়া আসা॥ বুড়া লোক্‌টার্ উপর্ টান্ উঠ্‌সে, আর্ আশা নাই।

উপর্ তালা ধরা=[পা] উপরদিকে ধরা (নষ্ট হওয়ার লক্ষণ)॥

উপর্ দমা=[ম]—ক্রি.বিণ. অতিমাত্রায়, তাড়াহুড়া॥ [উপর+দম دم ফা.+আ প্র.]।

উপর্ দারি=[ম]—বি. ফাঁপর দালালি, অযাচিত পৃষ্ঠপোষকতা॥ [<উপর+দার دار ফা.+ই প্র.]।

উপর্ সাত্তি=[পা]—বি. পূর্ণ, অতিরিক্ত ভরা॥ এত উপর্ সাতি করে দান্ বর্‌সো কেন্?

উপল্=[সি]—বি. ছোট চ্যাং মাছ॥

উপশক্‌ক=[ব]—বি. ক্ষতিকারক বস্তু বা ব্যবহার॥ এমুন্ কি উপশক্‌ক ঐসে আমারে কথা বল্‌তে দিল্ না। [< উপসর্গ]।

উপা=[রা, পা]—বি. রূপা, চাঁদি॥ একেত বাক্ তাতেও উপা। [<রূপা <রৌপ্য]।

২=[দি]—বি. রোপণ॥ শাওন মাশ্ ধান্ উপার্ শময়। [রূপ=রোপা]।

৩=[সি]—বি. উপোস॥ আর্ শারাদিন্ উপা থাখ্‌মু। [<উপাস<উপবাস]।

উপাইয়া=[ঢা]—বিণ. বুভুক্ষু, পেটুক॥ উপাইয়ার্ লাহান্ খাস্ ক্যা। [<উপাসিয়া; উপাস<উপবাস+ইয়া প্র.]।

২=[নো]—বি. উপোস॥ আই আর্ উপাইয়া থাক্‌তাম্ ন পারি। [পূর্বে দেখ]।

উপাকা=[ঢা]—বিণ. বেশী পাকা॥ আম্‌ডা পাইক্‌কা উপাকা ঐয়া রৈসে। [<সু+পাকা<সুপক্ব]।

উপাক্=[বা]—বি. উল্টা পাক॥ দরি উপাক্ দরি লাইসে। [অ+পাক]।

উপাটাক্ = [সি]— বি. বাসন রাখার বাঁশের উপকরণ॥ [উপা<উপর+তাক]।

উপাড়্=[রা]—বি. পালা॥ এক্ উপাড়্ ঝগ্‌ড়ার্ পর্ এখন্ শান্ত আছে।

উপা দেওয়া = [সি] — ক্রি. টেকসই হওয়া॥ অল্‌কুর্ সনে বেশি দিন্

উপা দেয় না। [<রফা ﻮﻓ আঃ]।

উপার্=[য]—বি. বিশ্রাম॥ এখন্ উপার্ করি লও।

উপাশুক্=[রা]—বিণ. অনাহারী, অবিবেচক॥ এটা উপাশুক্ মানুশির্ কাম্ না। [<উপাস <উপবাস+উক্ প্র.]।

উপাশ্=[চা]—বি. উপবাস॥ দুইদিন্ দৈয়া উপাশ্ রৈসি। [উপাস<উপবাস]।

উপাশ্ তিয়াশ্=[চা]—বি. উপবাস ও তৃষ্ণা॥ রাখি বেডিডা উপাশ্ তিয়াশে মর্ তাসে। [দেখ উপাশ্+তিয়াস; পিয়াস শব্দের সাদৃশ্যে তৃষা>তিসা হইতে]।

উপিত্=[য]—বি. জুলুম॥ [আফত্ ﺁﻓﺖ ফা. কিংবা আপদ্ সং]।

২=[ব]—বি. উপদ্রবকারী জীব॥ উপিতের্ বালায় খায় বাঁচি'নে। [পূর্বে দেখ]।

উপুকাইয়া কাক্রা=[চা]—বি. অপকারী বা অকেজো লোক॥ এহে, তুমি যে আমার্ বর উপকাইয়া কাক্রা। [<উপকারী+কাঁকড়া (ব্যঙ্গার্থে)]।

উপুজুলি=[রা]—বি. অত্যাচার॥

উপুর্ জুলি করা=[রা]—ক্রি. কোন কিছু পাওয়ার জন্য পীড়াপীড়ি করা॥

উপুত্ লাড্ডা=[কুম]—বি. একপ্রকার গাছ॥ উপুত্লাড্ডা দিয়া যারু অয়্।

উপুর্=[পা, য, ফু]—বিণ. উপরের॥ [<উপর]।

উপুর্ যুপুর্=[কুম]—বি. ফাঁকি-জুঁকি॥ আইয্ কাইল্ উপুর্ যুপুর্ যে কর্তে পার্বে শেই বালা। [অনু.]।

২=[সি]—বিণ. অল্প সল্প॥ উপুর্-যুপুর্ চ'াউল্ আসে।

৩=[সি]—ক্রি. বিণ. কানায় কানায়॥

উপুর্ টুংগা=[চা]—বিণ. অস্থির, ব্যাকুল॥ এক্কেলেই উপুর্ টুংগা।

২=[চা]—ক্রি. বিণ. পায়ের উপর ভর করিয়া॥ উপুর্ টুংগা বৈয়া রৈসি, এক্টা ফিরি দে। [<উপর+ঠ্যাঙ; তুং টাঙ্ হিং+আ প্র.]।

উপ্যার্=[রা]—বি. অবসর॥ উপ্যার্ সার্যা আবার্ কামেত্ লাগো।

উপৈত্=[সি, য]—বি. উপুড়॥ শিশি উপৈত্ কৈরো না॥ [<ওবুথ<অব-মস্ত সং; দেখ উত্২]।

উপোই=[খু, বা]—বি. খড় নাড়িবার বংশদণ্ড॥

উপোতৈয়া=[ফ]—ক্রি. বিণ. নিজে সাধিয়া বা ইচ্ছা করিয়া॥ কৈয়া না দিলে কি উপোতৈয়া কাম্ করে?

উপোত্=[কুম]—বি. উল্টা, অধো-মুখী॥ পাইলাডা উপোত্ কর্ল কেডায়্? [<ওবুধ <ওবুদ্ধ<অবমূর্ধা কিংবা <ওবুথ <ওমথ প্রাঃ <অব-মস্ত সং]।

উপ্=[চা]—বি. সাহস॥ এক্বার্ ফেল্ কর্লে পর্তে আর্ উপ্ লাগে না। [হুব্ ﺣﺐ আঃ=ভাল-বাসা, আসক্তি; দেখ উব্]।

২=[রং, রা]—বি. রূপ॥ তোর্ উপ্ দেখি আর্ বাঁচিনে। [<রূপ]।

উপ্ উপা=[খু]—বিণ. মন বিন্যস্ত নহে এমন॥ [অনু.]।

উপ্ চান্=[রং]—বি. অত্যন্ত রূপসী॥ ভারি মোর্ উপচান্টা। [<রূপ-চাঁদ]।

উপ্ জাইত্তা=[রং]—বিণ. ভিন্ন-জাতীয়॥ ছাড়েক্ উপ্জাইত্তাটার্ কথা। [<উপ (=অন্য)+জাত+ইয়া প্র.]।

উপ্ জানো=[রং]—ক্রি. জন্ম হওয়া, পয়দা হওয়া॥ আইজ্ কাইল্ কার্ ছাওয়ারা উপ্জিতে উপ্জিতে কথা কয়্। [<উপজা < উপ্পজ্জ প্রাঃ উৎপদ সং+আনো প্র.]।

উপ্যে=[খু]—ক্রি. বিণ. অযাচিত-ভাবে॥ উপ্যে কথা বলা ভাল না।

উপ্ টক্কা কথা বলা=[রা]—ক্রি. অযাচিত কথা বলা॥ তোমার্ উপ্টক্কা কথা বলার্ দর্কার্ কি? [দেখ উপর্ টক্কা+কথা বলা]।

উপ্ড়া কাপ্ড়া=[ব]—বি. নারীদের রোগ বিশেষ॥ উপ্ড়াকাপ্ড়ার তাবিয্ লাগাও, শব্ শার্বে। [<উপর+ আ (=উপর টান)+কাঁপড়+আ]।

উপ্তন্=[রং]—বি. জন্ম, পয়দা॥ ওর্ ছাওয়াটা কদ্দিন্ উপ্তন্ হৈছে? [<উৎপন্ন; বর্ণ বিপর্যয়]।

উপ্তা=[সি.]—বিণ. উল্টা॥ পোলাডা খালি উপ্তা খতা কয়্। [দেখ উপোত্]।

উপ্তামি=[সি]—বি. বিপরীত চলন॥ উপতামি সার, নৈলে বিপদ্ ঐবো। [দেখ উপ্তা+আমি প্র.]।

উপ্তিনে মরা=[রং]—বিণ. মৃত প্রসূত॥ ছাইলাটা উপ্তিনে মরা।

উপ্রা=[দি]—বিণ. অতিরিক্ত, বেশী॥ উপ্রা কত পাও, বেতন্ ছাড়া? [<উপর+আ প্র.]।

উপ্রা উপ্রি=[কুম,চা,বা,খু, সি]—ক্রি. বিণ. বারংবার, একটির পর আরেকটি, একাধিকবার॥ আউয্খা খালি উপ্রাউপ্রি ম্যাগ্ আইতাসে। [<উপরা+উপরি]।

উপ্রানো=[রা]—ক্রি. ভরাট হওয়া॥ [<উত্রানো; উত্রা<উত্তর সং+আনো প্র.; তুং উত্রনা হিং]।

উপ্রি=[খু]—বি. চাঁদা॥

২=[বা]—বি. ভূত॥ বৌডারে উপ্রিয়ে পাইসে। [<উপর+ই]।

৩=[সি]—বিণ. লোকমুখে শোনা॥ উপ্রি খবর্। [<উপর+ই+খবর; তুং উড়ো খবর]।

৪=[সি]—বি. কলেরা॥ উপ্রিতে শারা দেশ্ উযার্ ঐ গেল্। [উপরি—বমি কিংবা উপরি=দৈব পীড়া, ভৌতিক রোগ]।

উপ্রি নাও=[সি]—বি. ভারাটিয়া নয় এমন নৌকা॥ উপ্রি নাওয়ে আইসি বায়্না পাইলাম্না। [<উপরি+নাও <নৌ=নৌকা]।

উপ্রি বসা=[ক]—ক্রি. পিঁড়ি ব্যতীত বসা॥ উপ্রি বসে কি বাত্ খাওয়া যায়্? [<উপরে বসা]।

উপ্ রি বাত্=[পা]—বি. বাড়া ভাত ॥ অতিথ্রেক উপ্রি বাত্ দেও।

উপ্ রি ছৈরা=[সি] — বি. নৌকার আলগা ছই বা ঢাকনি॥ [উপর+ই+ ছইয়া <ছৈ<ছদি সং] ॥

উপ্ লাগা=[চা]—ক্রি. উৎসাহী হওয়া, লোভ লাগা ॥ লাব্ ঐলে কাম্ কর্ তে উপ্ লাগে। [দেখ উপ্+লাগা]।

উপ্ সুরত্=[বা]—বিণ. সুন্দর ॥ মেয়েটি বড় উপ্সুরত্। [খুবসুরত خوبصورت ফা.]।

উফর্=[চা]—বি. উন্নতি ॥ অশত্ কাযে উফর্ নাই। [<রফা رفع আং.]।

উফা=[সি]—বি. স্থায়ী ॥ ঐ বারির্ মানুশ্ও উফা অয়্ না। [দেখ উফর্]।

উফাং=[বা]—বি. উল্টা পথ ॥ লোক্টা আইয়্কাইল্ উফাং দৈর্ সে।

উফাদিগ্=[রা]—বিণ. প্রয়োজনাতিরিক্ত, বাড়্ তি, অযোগ্য, নিকৃষ্ট ॥ উফাদিগ্ খাবার্ গরিব্কে দাও। [<উপ (অতিরিক্ত)+অধিক]।

উফাধিক্=[রা]—বিণ. অকেজো ॥ উফাধিক্ কাকর্ বের্ করে দাও।

উফাশ্=[চা, সি]—বি. উপবাস ॥ কয়্ দিন্ উফাশ্ থাহা যায় ? [দেখ উপাশ্]।

উফিডুফি=[রা]—বিণ. অত্যন্ত বেশী ॥ খাওয়া একেবারে উফিডুফি হৈছে।

উফুইত্=[কুম]—বি. উপুড় ॥ উফুইত্ কৈরা রাখ্। [দেখ উপোত্]।

উফৈ=[খু]—বি. আগায় হুক লাগানো বাঁশের দণ্ড ॥

উফ্ কথা=[য]—বি. রূপকথা ॥ উফ্ কথা শুনতে ভাল লাগে। [<রূপকথা]।

উফ্ পাওয়া=[সি]—ক্রি. প্রশ্রয় পাওয়া। [দেখ উপ্]।

উফ্ ফুরাইয়া=[ফ]—ক্রি. বিণ. হঠাৎ ॥ উফ্ ফুরাইয়া তোমার্ কথা মনে পর্ লো।

উফ্রা=[সি] — বিণ. সমাজচ্যুত ॥ উফ্রা মেয়ে।

২=[সি]—বিণ. অতিরিক্ত, অবশিষ্ট, উদ্বৃত্ত ॥ উফ্রা জিনিশ্ পাই না। [<উপরা ; উপর+আ (স্বার্থে) কিংবা বাকির وافر আং=প্রচুর]।

উফ্রানো=[চা]—ক্রি. তুলিয়া ফেলা ॥ তুফানে গাস্টা উফ্রাইয়া হালাইসে। [<উপ্রানো<উৎপাটন]।

উফ্ রি=[সি]—বি. কলেরা, ওলাউঠা ॥ হি বারিত্ উফ্রি লাগ্সে। [<উপরি= ওঠা ; যেমন ওলা উঠা]।

উফ্ রি বাব্=[চা]—বি. রোগ বিশেষ (যে রোগ হইলে দাঁত কিড়মিড়ায় ও হাত পা ঠাসে) ॥ সেরিডার্ উফ্রি বাব্ ঐসে। [দেখ উপ্রি+ভাব]।

উফ্ র‍্যাদ্=[ফ]—বি. তোষামোদ ॥ সে এম্নে আশে বালা, আমি উফ্র‍্যাদ্ করে আন্তে চাইনা। [<উপরোধ]।

উবত্=[রং]—বিণ. ঊর্ধ্ব ॥ উবতের্ মুখি চাম্ ক্যা ? [<উভ্ভ প্রাং<ঊর্ধ্ব সং +ত<ত্য সং যথা নিতি<নিত্য সং]।

২=[ব]—বিণ. চিৎ ॥

উবদ্=[রা]—বিণ. ঊর্ধ্বমুখী ॥ উবদ্ হয়ে কি দ্যাকোচেরে ? [দেখ উবত্]।

উবরৈন্না=[নো]—বিণ. অতিরিক্ত। উবরৈন্না বাত্ হালাই দে। [<উপরি +না প্র. [।

উবল্, উবোল্=[খু]—বি. সন্ধান ॥ তার্ উবল্ পালে কি ?

উবস্তর্=[সি,চা,ফ]—বিণ. উলংগ ॥ উবস্তর্ মাইয়া। [উ(=অ)+বস্তর <বস্ত্র]।

উবা=[চট]—বি. সোজা, খাড়া ॥ উবা ঐ খাড়াও। [<উভ্ভ প্রাং<ঊর্ধ্ব সং]।

২=[ম]—বি. মূর্তি ॥ উবার্ মতন্ খাইরেয়া রৈসস্ ক্যেরে ? •

৩=[সি]—বি. মহামারী ॥ তোরে উবায়্ লেউখ্। [ওবা وبا আং]।

৪=[সি]—বি. অস্থায়ী ঘর ॥ দানের্ লাগি এখান্ উবা বানাই লও।

উবাইত্ত্যা=[ফ]—বি. খোঁচা লাগিয়া উঠা চামড়া ॥ [দেখ উপ্তা]।

উবাং=[রং]— বিণ. চঞ্চলমতি, অবিশ্বাসী ॥ হোটা এক্টা উবাং লোক্।

উবাংগি = [রং]— বিণ. চঞ্চলমতি ॥ তুই উবাংগিটার্ কথা বাদ্ দে।

উবাং মার্ কা=[রং]—বিণ. চঞ্চলমতি, অবিশ্বাসী ॥ তোর্ মত উবাং মার্ কা আর্ নাই। [দেখ উবাং+মার্কা< Marca পোর্তু.]।

উবাচি'ক্=[সি]—বি. উপর্যুপরি চীৎকার ॥ [উভ+চিক্ <চিক্কার < চিৎকার ; তুং উভরায়]।

উবাত্ত্যা=[ফ]—বি. পায়ের তলার উঠা চামড়া ॥ উবাত্ত্যা উঠ্লে হাট্তে কশ্টো হয়্।

উবাদ্ দারা=[পা]—বি. উৎপাত, ছোট খাটো অত্যাচার, ছুটাছুটি ॥ সেলেপেলের্ উবাদ্দারায়্ টৈহা দায়্। [< উপদ্রব]।

উবানো=[সি]—ক্রি. দাঁড়ানো ॥ উবাইয়া রৈসায়্ কেনে ? [উবা<ঊর্ধ্ব+আনো প্র. (নামধাতু)]।

২=[পা, রং]—ক্রি. বহন করা ॥ তুই খুব্ তার্ উবাইশ্। [উব্বহন প্রাং <উদ্বহন সং]।

৩=[চা]—ক্রি. জড়াইয়া কথা বলা ॥ কবির্ উবাইয়া কতা বলে।

৪=[চা] — ক্রি. শস্য বোনার পর পুনরায় জমিতে চাষ দেওয়া ॥ এখন্ না উবাইলে খেতে দান্ মালাইত না।

উবারন্=[কুম, নো]—ক্রি. মূলোচ্ছেদ হওয়া, সমূলে উৎপাটিত হওয়া, ধানক্ষেত ভাঙিয়া পুনরায় বপন করা ॥ [<উপাড়<উপ্পাড়ণ প্রাং<উৎপাটন সং]।

উবার্=[পা]—বি. বিশ্রাম ॥ একটু উবার্ নেও। [অবসর]।

২=[রা]—বি. নিরন্তর প্রবহমান উৎস, কূপ ॥ বোরো ধান্ উবারের্ জলে হয়্।

উবাশ্=[রা]—বি. উপবাস ॥ সারাদিন্ উবাশ্ আছোঁ। [দেখ উপাশ্]।

উবি=[সি, ম, খু[— বি. খাড়া, চচড়া ॥ গর্খানির্ উবি আট্ আত্। [<উব <উভ্ভ প্রাং<ঊর্ধ্ব সং+ই প্র.]।

২=[কুম]—বি. বাঁশের দরজার খুঁটি ॥

৩=[নো, ক]— বি. ঘরের বেড়ার

কাঠ।। উবি বালা না ঐলে বেরাও বালা অয়্ না।

৪=[ঢা]—বি. নৌকার দাঁড় বাঁধিবার জন্য ব্যবহৃত বংশ খণ্ড।।

৫=[য]—বি. গভীরতা।। গর্তটার্ উবি দুই হাত্।

উবু=[ঢা, য]—বিণ. পিছনের দিকে খোঁপার আকারে উঁচু।। উবু কৈরা চু'ল্ বান্দো। [<উব<উত্ত প্রাং<ঊর্ধ্ব সং। উ সমীভবনে যথা উচু <উচ্চ]।

উবুইত্=[কুম]—ক্রি. বিণ. উপুড়।। উবুইত্ ঐয়া হইত না। [দেখ উত্]।

উবুঝারন্—[কু]—ক্রি. বিণ. অঝোরে, বিরামহীন ভাবে।। মেয়েটা উবুঝরন্ কাঁদ্সে।

উবুড়বু—[ঢা]—বি. অসুবিধা।। এই বসর্ আমি খুব্ উবুড়বুত্ আসি।

উবুড়্=[খু]—ক্রি. বিণ. উপুড়।। উবুড়্ হয়ে শুইও না। [ওবুড়<ওমুণ্ড প্রাং< অধমূর্দ্ধা কিংবা<অবমুণ্ড সং]।

উবুত্লেংরা—[কুম]—বি. চোর কাঁটা।। উবুত্লেংরা কাপ্রে লাগ্লে পর্তো চা'য়্ না।

উবুদি=[পা]—বিণ. রূপসী।। উবুদি। কন্যা। [<রূপবতী]।

উবুদ্=[চা]—বিণ. উলটা।। কর্শিডা উবুদ্ কর। [দেখ উত্]।

উবুরি=[বা]—বি. কাঠের বড় নৌকা।।

উবুরায়্=[গ]—ক্রি. বিণ. উচৈচঃস্বরে।। উবুরায় ডাক্ না দিলে শুমেত্তে উটুত না। [উত্ত<ঊর্ধ্ব+রায়<রব]।

উবুস্তুর্=[ডা]—বিণ. উলঙ্গ, ন্যাংটা, বয়স্ক।। কত বর মাইয়াডা উবুস্তুর্ ঐয়া রৈসে। [দেখ উবস্তর্]।

উবুহু=[ম]—বিণ. হুবহু, অবিকল।। যেমন আসিল্, উবুহু তেমনৈ আসে। [<হুবহু<হুবহু هو بهو আং <সে সেই]।

উবে=[ফ]—অব্য. একেবারে।। আমার্ কাসে উবে এক্‌টি ট্যাহাও নাই।

২=[সি]=বি. উচ্চতার।। গর্‌ডা উবে পুনর আত্। [<উব্ব প্রাং<ঊর্ধ্ব সং]।

৩=[ম, ঢা]—ক্রি. বিণ. সম্পূর্ণরূপে।। তুপানে বারিগর্ উবে বাইংগ্যা গেসে।

উব্যাযালা=[পা]—বি. ঘোর বিপদ, উপায়হীনতা, জলে কুমীর ডাঙায় বাঘ থাকার মতো অবস্থা।। [উভয+জ্বালা]।

উবৈরা যাওয়া=[চা]—ক্রি. খাওয়ার পর উদ্বৃত্ত থাকা।। বাত্ অনেক্ উবৈরা গেসে।

উব্=[কুম]—বি. গভীরতা, পুকুর।। চা'হির ইন্‌চি' উবে মাডি কাড। [দেখ উবে]।

২=[কুম]—বি. আনন্দ।। বেশি উব্ বালা না। [হুব্ব حب আং=ভালবাসা; দেখ উপ্]।

৩=[ফ]—বি. উচ্চতা।। তোমার্ গরের্ উব্ কয়্ আত্? [দেখ উব্]।

উব্জশ্যা=[বা]—বিণ. অনাহুত, অযাচিত।। উব্জশ্যা কথার্ দাম্ নাই।

উব্জানো=[রং]—ক্রি. উৎপন্ন হওয়া।। ঐ খেতত্ মেলা ধান্ উব্জায়্। [<উপজানো; উপজ<উপ্পজ্জ প্রাং< উৎপদ্য সং+আন প্র.]।

উব্ড়ানো=[রা]—ক্রি. তুলিয়া ফেলা।। ঘাস্ গুলা উব্‌রে ফেল্। [<উপ্ড়ানো <উৎপাটন]।

উব্দা=[ম]—বিণ. উল্টা, উপুড়।। উব্দা কাম্ কৈর না। [<অবমূর্দ্ধা সং; ঔঁওধা হিং; দেখ উত্]।

উব্দাইন্না=[সি]—বিণ. ঢালু, খাড়া।। উব্দাইনা যায়্গা দিয়া চ'লা কশ্‌টোকর্। <উব্ধা<ঊর্ধ্ব সং+ইনা প্র.]।

উব্দাচে'খা=[ব]—বিণ. ঊর্ধ্বদিকে চোখ যার, অন্যমনস্ক।। এমন্ উব্দা চে'খা সেলে আর্ দেখি না। [উব্দা< উদ্ধ<ঊর্ধ্ব সং+চোখ+আ প্র.]

উব্দ্যা=[ফ]—বিণ. উলটা।। একেবারে উব্দ্যা বেপার্। [দেখ উব্দা]।

উব্দো=[কু]—ক্রি. বিণ. বিনা আসনে বিনা পিঁড়িতে।। ভাত্ খাওয়ার্ শময়্ উব্দো হয়ে বশ্যা বিস্‌রি দেখায়্। [দেখ উব্দো চে'খা]।

উব্দো উঠা=[খু]—ক্রি. হাত পায়ের নখ কাটিতে চামড়া উঠা।।

উব্দো খাব্দো=[য]—বিণ. অসমান।। উব্দো খাব্দো রাস্তা। [তুং এবড়ো খেবড়ো; অনু.]।

উব্নানো=[রং]—ক্রি. বহন করা।। [দেখ উবানো]।

উব্বুত্=[ম]—বি. উপুড়।। উব্বুত্ ঐয়া কি বাত্ খাওয়া যায়্? [দেখ উত্, উপ্তা, উবুদ্, উবুইত্]।

উব্রে=[সি]—অব্য. শিশু মানিতে ছেলেরা প্রথমে এই শব্দ উচ্চারণ করে।। 'উব্রে! শিকি লবে শিকি লবে, শিকি বাইয়া টেকা পরে।'

উব্রা=[কুম]—বি. মড়ক।। ইবার্ দানের্ উপ্‌রে উব্রা লাগ্‌সে। [দেখ উপ্‌রি]।

২=[নো]—বি. পোকায় ধান কাটার অবস্থা।।

উব্রা খাওয়া=[বং]—ক্রি. উপুড় হওয়া।। তুঁই উবুরা খায়া আচার্ পালু। [<উপুড় + খাওয়া=হওয়া; দেখ উবুর্]।

উব্রা জাওয়া=[রা]—ক্রি. পড়িয়া যাওয়া, হোঁচট খাওয়া।। [দেখ উব্রা খাওয়া]।

উব্রানো=[চা]—ক্রি. ঢালা।। চা'ইল্-গুনা উব্রাইয়া রাখ্। [<উভরানো হিং]।

২=[রং]—ক্রি. দড়ির পাক খুলিয়া যাওয়া।। দড়িখানা উব্রি গেল্।

৩=[বা]—ক্রি. বেশী হওয়া, উঠাইয়া রাখা।। অত উব্রাইতে গেলে মান্ থাক্‌বে না। [দেখ উব্রানো]।

উব্রাল্মু=[খু]—বিণ. কাজিল, চালাক।। এক্ নম্বরের্ উব্রালমু।

উব্রি জাওয়া=[রা, রং]—ক্রি. দড়ির উলটা পাক খাওয়া।। দড়িখান্ উব্রি যায়্‌ছে।

উব্লাগো=[রং]—ক্রি. ফেলিয়া দেওয়া।। কেনে উব্লাগ্ যায়্? [উব্লানা হিং—

কুটান, সিদ্ধ করা]।

উব্‌লি আশা=[রা]—ক্রি. ফেরৎ আসা ॥ এমন মজা হৈছে যে মুখত্‌ দিয়ে উবুলি আইশে।

উব্‌হা=[কুম]—বি. শস্যের মড়ক ॥ আম্‌রার্‌ খেত উব্‌হা লাগ্‌সে।

উব্‌হাটু=[খু]—বি. দুই পায়ের উপর ভর দিয়া বসার ভঙ্গি॥ উবুহাটুতে বশি ভাত্‌ খাওয়া যায়্‌ না। [উব<উবু < উর্ধ্ব +হাঁটু ; দেখ উবু]।

উভাউভি করা= [রা] — ক্রি. যেখানে সেখানে মাটি খোঁড়া ॥ [<কুব<কোপ ; কুবাকুবি করা]।

উভ্‌রানো=[রা]—ক্রি. দড়ির পাক খুলিয়া দেওয়া, উপচাইয়া যাওয়া ॥ পোখোর্‌ ভরে উভ্‌রে গেছে। [উভারনা হিং]।

উভ্‌র্যাহ্‌=[কু]—বি. পুনরায় চাষ ॥ দিঘির্‌ বাইটা উভ্‌র্যাহ্‌ দে।

উমা=[চা]—কি. গরুর কৃত্রিম বাচ্চা ॥ উমা হিলাইয়া গাই দোয়াইমু। [<উঅমা<উপমা ; অর্থ প্র.]।

২=[ফ]—বিণ. বোকা ॥ এই ব্যাডায়্‌ এ্যাক্‌কালে উমা। [<উম্মী আং]।

৩=[সি]—বি. গুঁতা ॥

৪=[ফ]—বি. মৃদু গরম, ঈষদুষ্ণ ॥ [<উম্মা প্রাং <উষ্মা সং]।

৫=[ম]—বি. গণ্ডগোল ॥ এত উমা কিয়্যার্‌ ? [<উম্মা <উধ্‌মা <উধম হিং<উদ্দম সং]।

৬=[পা]—অব্য. ও মা ॥ উমা, কত বড় তুফান্‌। [<ও+মা]।

৭=[নো]—বি. পলিমাটি ॥

৮=[সি]—বি. শ্বাস ॥

উমাইয়া = [সি] — ক্রি. বিণ. গরম হইয়া ॥ আইয্‌ বর উমাইয়া উঠ্‌সে। [দেখ উমা$_{৪}$]।

উমাইন্‌না=[নো]—বিণ. পচনে নষ্ট হইয়াছে এমন ॥ উমাইন্‌না দানের্‌ ভাত্‌ মযা না। [<উমানিয়া ; দেখ উমা$_{৫}$]।

২=[চা]—বি. বাহিরের বা অন্য লোকের ছেলে, যাহাকে দূর হইতে আনিয়া সম্পত্তির মালিক করিয়া দেওয়া হইয়াছে এমন ব্যক্তি ॥ কোন্‌হানের্‌ এ্যাক্‌ উমাইন্‌ন্যারে আইন্‌না ব্যারিত্‌ ঠাই দিয়া লাইসে।

উমাইন্‌না পোক্‌=[চা]—বি. মুরগীর গাত্রজাত পোকা বিশেষ ॥ মুর্‌গিরে উমাইন্‌না পোকে ধর্‌সে।

উমাই পাওয়া=[বা]—ক্রি. সংকুলান হওয়া ॥ প্যাটে উমাই পায়্‌ না তবুও খায়্‌।

উমাইয়া=[নো]—বিণ. বাজে, নষ্ট ॥

২=[কুম]—ক্রি. বিণ. না জিরাইয়া, জোরে শোরে ॥ তে উমাইয়া কায্‌ করে। [দেখ উমা+ইয়া প্র.]।

উমাইল্‌ধুমাইল্‌=[রং]—বি. জাঁকজমক ॥ [দেখ উমালি ধুমালি]

উমাইল্‌লা=[বা]—বিণ. যে অন্যের বাড়ীতে থাকে ॥

উমাউমা=[পা, চা]—বিণ. অল্প অল্প ॥ আইয্‌ কয়্‌দিন্‌ দৈরা উমাউমা যর্‌। [<উনা <উন সং]।

উমাউমা চুঁমা চুঁমা=[ম]—বি. যথেষ্ট আদর ও সোহাগ ॥ যামাইরে হগলেই পৈলা উমাউমা চুঁমা চুঁমা করে। [উমা<ওমা (আশ্চর্য বোধক) ; চুমা <চুম্বন ; অর্থ প্র.]।

উমাক্‌=[ক]—বি. কুটিকাটা ॥ কৈ মাসে উমাক্‌ দিসে।

২=[রং]—সর্ব. ঐ লোককে ॥ উমাক্‌ আর্‌ কত কৈম্‌ ? [<উহাকে]।

উমাক্‌লাক্‌ = [রং]— অব্য. ঐ সকল লোককে ॥ উমাক্‌লাক্‌ আর কত কৈম্‌ ?

উমাদুমা=[সি]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ [উমা অনু:+দুমা <ধুম+আ প্র.]।

উমাদ্যাক্‌=[রং]—সর্ব. ঐ লোকদিগকে ॥ উমাদ্যাক্‌ কৈতে কৈতে আর্‌ কবার্‌ মনায়্‌ না। [উহাদিগকে]।

উমানি=[রা, রং]—বি. ছোট মাছির ন্যায় পোকা বিশেষ ॥ উমানির্‌ কামড়ের্‌ জ্বালায়্‌ গরুটা ছট্‌ফট্‌ করোচে।

২=[সি]—বিণ. অকর্মণ্য ॥ [দেখ উমাইল্‌লা]।

৩=[সি]—বি. মেঘলাদিনের গুমোট অবস্থা ॥ [<উমা+নি ; দেখ উমা$_{৪}$]।

৪=[সি]—বি. ডিমে তা দেওয়ায় রত হাঁস মুরগী ॥ উমানি মুর্‌গিডারে খৈতে দ্যাও।

৫=[কুম]—বি. জমি বপনের পর আবার চাষ দেওয়া ॥ উমানি না দিলে দান্‌ বালা কৈরা অয়্‌ না ॥

উমানিয়া=[ম]—বিণ. অন্যের বাড়িতে বাস করে যে ॥ লোক্‌টা উমানিয়া [দেখ উমাইল্‌লা]।

উমানে মানুশ্‌=[পা]—বিণ. গণ্ডগোল পাকায় যে ॥ উমানে মানুশের্‌ শান্‌নে দাড়াইস্‌ না।

উমান্যা= [সি]— বিণ. যাহার নিজের বাড়ি ঘর নাই, যে পরের বাড়িতে থাকে ॥ [দেখ উমাইল্‌লা]।

উমানো=[চট্ট, কুম]—ক্রি. আর্দ্রতা ও উষ্ণতা হেতু শস্যাদিতে চিতি বা ছাতা পড়া ও পচিয়া যাওয়া ॥ ধান্‌ উমাই গেইয়ে। [উমা <উষ্মা+আনো প্র. ; নামধাতু]।

২=[বা]—ক্রি. গুটিসুটি দিয়া থাকা ॥ মোর্‌গাডা উমাইয়া রৈসে। [উংঘ্‌না হিং=তন্দ্রা যাওয়া]।

৩=[বা]—ক্রি. কোনও কিছুকে হেয় প্রতিপন্ন করা, গর্ব করা ॥ [<অপমান ; নামধাতু]।

উমান্‌= [পা]— বি. খেয়াল, লক্ষ্য ॥ শব্‌দিকেই উমান্‌ করা উচিত্‌। [<উম্মান<অনুমান]।

২=[রং,রা]—বি. আন্দাজ ॥ হাতের্‌ উমানে ভাতের্‌ চাউল্‌। [পূর্বে দেখ]।

উমান্‌নিয়া= [খু] — বিণ. পরগাছা, পরাশ্রয়ী ॥ ওত বিয়া করি শশুর্‌ বাড়ি উমান্‌নিয়া রৈসে। [দেখ উমাইল্‌লা]।

উমায়্‌=[রং]—অব্য. ঐ সকল লোক ॥

উমারা=[রং]—বিণ. ঐ লোকগুলি ॥ উমারা মোটেও কামত্‌ না আয়্‌।

উমারা করা= [ফ] — ক্রি. ডিমে তা

দেওয়া ॥ মুর্‌গিডা উমাবা কর্‌তাসে।

উমার্=[পা]—সর্ব. তাহার ॥ উমার্ নাম কি? [<উঁহার=উহার]।

উমার্‌টে=[রং]—ক্রি. বিণ. ঐ লোকের নিকট ॥ উমার্‌টে জাইন্ ক্যানে? [দেখ উমার্]।

উমালি=[রং] ক্রি. বিণ. শব্দসমক করিয়া ॥ সিকা গুলি উমালি এরচ্ কর্‌লু। [দেখ উমা+আলি প্র.]।

উমালি ধুমালি=[রং]—ক্রি. বিণ. অত্যন্ত জাঁকজমকের সহিত ॥ এ্যাত-গুলা ট্যাকা উমালি ধুমালি করি শ্যাশ্ কর্‌লু নাগ্‌টা দিনতে। [দেখ উমালি+ধুমালি অনুঃ]।

উমাল্=[পা]—বি. রুমাল ॥ [<রূমাল رومال ফা.]।

উমাহুল্=[চা]—ক্রি. বিণ. অল্প অল্প ॥ সালন্‌ডা উমাহুল কৈরা খাইস্।

উমি=[পা, য, ফ]—বিণ. সাধারণ, মধ্যবিত্ত, অযোগ্য, মূর্খ, অপ্রোয়জনীয়, অনাহূত ॥ এটা উমি মান্‌শির্ কাম্‌না। [<উম্মী امی আঃ]।

২=[নো]—ক্রি. বিণ. ঐ দিকে ॥ উমি পুব্ খারাপ্ যাগা। [<ঐ মুহে< ঐ মুখে]।

উম্মুন্যা=[পা]—বিণ. দুর্দান্ত ॥ [দেখ উমা$_{২}$+উনিয়া প্র.]।

উমেদার্=[সি]—বিণ. সন্তানসম্ভবা ॥ [উম্মীদ্‌বর امیدور ফা.=আশাকারী বা আশাকারিণী]।

উম্যান্=[রা]—বি. আন্দাজ, অনুমান ॥ পরের্ উপর্ খাশ্, উম্যান্ পাছ্ না তো? [<অনুমান]।

উমোঝামা=[রং]—বিণ. প্রসবকালে যে জাতকের গুহ্যদেশ প্রথমে জরায়ুদ্বার দিয়া বাহির হয় ॥

উমোন্=[খু]—বি. টের, হুঁশ ॥ পরের্ বাড়ি খাও আর্ উমোন্ পাওনা, খাতি কতডি লাগে। [দেখ উম্যান্]।

উম্=[কুম]—বি. গরম ॥ ল্যাপ গাও দিলে উম্ লাগে। [<উম্ম প্রাঃ<উষ্ম সং]।

...া=[কুম]— ক্রি. বিণ. এখন ॥ উম্‌কা কৈ যাও?

উম্‌চাইয়া উঠা=[রং]—ক্রি. বিছানা হইতে হঠাৎ জোর করিয়া উঠিবার চেষ্টা করা ॥ খালি বারে বারে উম্‌চাইয়া উঠিছে ক্যানে এ্যাত?

উম্‌চ'া উম্‌চ'া=[কুম]—বিণ. একটু একটু গরম ॥ দুদ্‌টা উম্‌চা উম্‌চা লাগে। [উম্<উষ্ম সং+চা প্র.]।

উম্‌টি দ্যাওয়া=[খু]—ক্রি. ওৎ পাতা ॥ য্যাহানে শ্যাহানে উম্‌টি দ্যাও ক্যানে?

উম্‌ডো=[বা]—ক্রি. বিণ. হঠাৎ, আচমকা ॥ উম্‌ডো কোন কামে হাত্ দ্যাওয়া বালা না।

উম্‌তা=[সি]—বি. গরম ॥ বর উম্‌তার্ গি (লাগছে)। [দেখ উম্+তা]।

উম্‌তালা=[কুম]—বি. গরম ॥ উম্‌তা-লার্ লাইগ্যা মোড়েই ওম্ আইয়ে না। [দেখ উম্‌তা+লা প্র.]।

উম্‌ত্যা=[ম]—বি. গরম, তাপ ॥ ল্যাপে ব্যাশ্ উম্‌ত্যা লাগে। [দেখ উম্‌তা]।

উম্ দ্যাওয়া=[য]—ক্রি. ডিমে তা দেওয়া ॥ [দেখ উম্]।

উম্‌ধুম্=[ব]—বি, ধুমধাম ॥ বিয়ার্ উম্‌ধুম্ পড়্‌সে। [ধুম; উম্ অনুঃ]।

২=[খু]—বি. গণ্ডগোল। [উধম হিং<উদ্ধম সং কিংবা পূর্বে দেখ; তুং উমা$_{৪}$]।

উম্‌নি=[বা]—ক্রি. বিণ. এমনি, খালি খালি, ঐ দিকে ॥ [<অমনি]

উম্‌নি গরম্=[সি]—বিণ. ঈষদুষ্ণ ॥ উম্‌নি গরম্ দুদ্। [দেখ উম্‌নি+গরম گرم ফা.]।

উম্‌বত্=[চট্ট]—বিণ. সমকালীন ॥ [হম্‌রকৃত همرقس ফা.]।

উম্‌বায়্=[খু]—বিণ. ঐ দিকে ॥ উম্‌বায় যাইস্ না। [ওঁ বায়<ও ভাগে]।

উম্‌বারি=[চা]—বি. ধান খড় ইত্যাদি আলগা করার জন্য বাঁশের তৈরী যন্ত্র ॥

উম্ বৈয়ন্=[চট্ট]—ক্রি. ডিমে তা দিতে বসা ॥ হাঁসি উম্ বৈয়ে। [দেখ উম্; বইয়ন<বইসন=বসা]।

বিশেষ ॥

উম্‌ভির্ কুম্‌ভির্=[রং]—বি. কুমির ॥ ছাড়েক উম্‌ভির্ কুম্‌ভিরের্ কথা। [কুম্ভীর; উম্‌ভির অনুঃ]।

উম্‌মত্=[ম]—ক্রি. বিণ. ভীষণ শব্দ করিয়া ॥ [ধ্বন্য.]।

উম্‌মাই=[ম]—অব্য. বিস্ময়সূচক ॥ উম্‌মাই, মুশল্‌মানে আবার্ এইতা কয় নাহি। [<ও মাই=হে মা]।

উম্‌মাতে=[খু]—ক্রি. বিণ. ঐ দিকে ॥ উম্‌মাতে যাইস্ না।

উম্‌মাদি=[কম]—বি. হাহুতাশ, শোক, কান্নাকাটি, শোরগোল ॥ [<উন্মাদ +ই প্র.]।

উম্‌মায়্=[খু]—ক্রি. বিণ, ঐ দিকে ॥ উম্‌মায় গে কিম্‌বায় যাবো? [<উম্‌মুই <ওঁ মুই<ওই মুখী]।

উম্‌মি=[রং]—বিণ. জিম্মাদার লোক ॥ [<অর্মী <আমীন امین আঃ]।

উম্‌মুইর‍্যা=[কুম, নো]—বিণ. খাড়া পাড়যুক্ত, গভীর ॥ উম্‌মুইর‍্যা পুওর্।

উম্‌মুত্‌তি, উম্‌মাত্‌তি=[সি]—ক্রি. বিণ. হঠাৎ ॥ উম্‌মুত্‌তি পুক্‌রিত্ পর্‌সে ॥ [দেখ উম্‌মত্+ইয়া প্র.]।

উম্‌মুরি=[সি]—ক্রি. বিণ. হঠাৎ ॥ উম্‌মুরি ম্যাগ্ আইলো। [<হুড়মুড় +ই]।

উম্‌মুর্=[কুম]—অব্য. ধুম ধুম শব্দ ॥ গ্যারাডার্ পিডে উম্‌মুর্ কৈরা কতুত্তারা কিল্‌ডা দিল্।

উম্‌মুর্ দুম্‌মুর্=[চা]—বি. চোট-পাট ॥ উম্‌মুর্ দুম্‌মুর্ কৈরা কি আর্ ঐথ? [ধ্বন্য.]।

উম্‌ম্যাদ্=[রং]—বি. বিশ্বাস ॥ তার্ কথা মোর্ উম্‌ম্যাদ্। [উম্মীদ امید ফা.; অর্থ প্র.]।

২=[রং]—বি. পড়তা, অনুমান ॥ এই বেগুন্‌টা এ্যাক্‌শ্যার্ হবার্ উম্‌ম্যাদ্ পাঁও। [অর্থ প্র.]।

উম্‌রা=[রং, পা]—সর্ব. তাহারা ॥ উম্‌রা চ'দ্যা গ্যাসে (পা)। [<উঁহারা <উহারা]।

উম্‌রা কাড়া=[নো]—ক্রি. ডিম পাড়ার পর মুরগীর কর কর শব্দ করা ॥

উম্‌রাল্‌=[রং]—বি. রুমাল ॥ উম্‌রাল্‌ খান্‌ মোর্‌ নাদেশ্‌ ক্যানে তুই ? [দেখ উমাল্‌ ; বর্ণ বিপর্যয়]।

উম্‌রো ধুম্‌রো=[য]—বিণ. এলোপাথাড়ি ॥ চোর্‌টাকে উম্‌রো ধুম্‌রো মার্‌ দেয়া হস্‌সে।

উম্‌লি=[সি]— বিণ. ঈষৎ গরম ॥ [দেখ উম্‌+লি প্র.]।

উম্‌লি উঠা=[রং]—ক্রি. অতিরিক্ত স্বাদ হেতু খাদ্য রুচি বহির্ভুত হওয়া ॥ এমন্‌ মজা হৈছে জে উম্‌লি উঠিছে।

২=[রং]—ক্রি. আচম্বিতে বিছানা হইতে উঠা ॥ ক্যানে তুই উম্‌লি উঠিছ্‌ ? [দেখ উম্‌ চাইয়া উঠা]।

উয়া=[বি, বা, রং]—বি. রুয়া ॥ উয়ার্‌ কাঠ্‌। [<রুয়া]।

২=[ব, রা]—বি. তুলা ॥ উয়ার্‌ ল্যাপ্‌। [রুই হিং]।

৩=[চট্ট]—অব্য. টি ॥ পোয়াউয়া বর বালা। [<গুয়া]।

৪=[চট্ট]—বিণ. দণ্ডায়মান, খাড়া, একগুঁয়ে, দৃঢ়সঙ্কল্প ॥ হিতে যাইবার্‌ লাই উয়া হৈয়ে।

৫=[সি]—বি. নিঃশ্বাস প্রশ্বাস ॥ তুমি মোরে উয়া পালাও খা ? [<উমা=উম্‌+আ প্র. (উষ্মন্‌)]।

উয়াইর্‌=[চট্ট]— বি. মাচার নীচের অংশ ॥ [দেখ উগার্‌]।

উয়াইল্‌=[ম]—বিণ. হেলায় নষ্ট ॥

উয়াক্‌=[রং]—সর্ব. উহাকে ॥ উয়াক্‌ খবর্‌ দে। [<উহাক+উহা+ক (বিভক্তি)]।

উয়া গাড়া=[দি]— ক্রি. ধান রোপণ করা ॥ [<রোয়া = রোপণ করা+গাড়া=পোতা]।

উয়াগো=[ম]—সর্ব. উহাদের ॥ [<উহা+গো (সম্বন্ধ)]।

উয়াগ্‌=[চা]—বি. বক সদৃশ্য পাখী বিশেষ ॥

উয়াড়িয়া=[খা]— বিণ. অনাহুত, অবাঞ্ছিত ॥ উয়াড়িয়া মাতুব্বর্‌।

উয়াধান্‌=[দি]—বি. রোপিত ধান ॥ [<রোয়া+ধান]।

উয়ানি জমি=[দি]—বি. যে জমিতে ধান রোপণ করা হয় ॥ [দেখ উয়া+আনি প্র.]।

উয়ানো=[সি]— ক্রি. ধানের খোসা ছাড়ানো ॥

উয়াপিঠা=[সি]—বি. শ্বাসরোধ ॥ বেশি খাইলে উয়াপিঠা ঐব। [<উমা<উমা+পিঠা]।

উয়াবায়ু=[চট্ট]—ক্রি. বিণ. উড়তি, লোকপরম্পরা ॥ [উড়া বায়ু]।

উয়াবৈঠা= [চট্ট]— ক্রি. বিণ. পায়ের গোড়ালির উপর ভর করিয়া ॥ আঁঅনে ঔয়া বৈঠা বৈসেন্‌ কিয়েল্‌লাই। [উভা <উব্‌ভ প্রা:<উর্ধ্ব সং+বয়ঠা হিং]।

উয়াম্‌মা=[সি] —বি. আশা ॥ মিয়ার্‌ উয়াম্‌মা তো আর্‌ কম্‌ নায়্‌।

উয়ার্‌=[কু-পা]—বি. ওয়াড়, কভার ॥ বালিশের্‌ উয়ার্‌। [<ওয়াড়<বাড় হিং]।

২=[চট্ট]—বি. চাউল ডাইল রাখার বাঁশের তৈরী মাচা ॥ [দেখ উগার্‌]।

৩=[সি]—বি. আঘাত ॥ দে, খেচিয়া উয়ার্‌ দে। [<বাড় হিং]।

৪=[কু, পা,রং]—সর্ব. উহার, তাহার ॥

উয়ার্‌ পার্‌ হওয়া=[সি]— বি. এফোঁড় ওফোঁড় হওয়া ॥ [<ওয়ার পার<বাড় পার হিং ; ওয়ার<অবার সং=নিকটস্থ পার ; পার=দূরবর্তী পার ; এপার হইতে ওপার]।

উয়ালা=[চট্ট]—বি. শলাকার তৈরী মধ্যভাগে দণ্ডবিশিষ্ট চক্র ॥

উয়ালি=[রং]—বি. রুয়ার জন্য ব্যবহৃত বাঁশ ॥ [<রুয়ালি]।

উয়াল্‌=[কুম]—বি. বমি ॥ [<উকাল <উগাল হিং<উগ্‌গিলন প্রা: <উদ্‌গিরণ সং]।

উয়াল্‌লা= [রং]— সর্ব. ঐ সকল লোকের ॥ উয়াল্‌লা আন্‌ছিস্‌ ক্যানে ? [<ঐগুলা]।

উয়াশন্‌=[সি]—ক্রি. উঠানো ॥ নাওর্‌ গলৈখান্‌ থুরা উয়াশেন্‌, এক্‌টা লোয়া মারি দেই।

উয়াশা= [সি]—বি. শখ ॥ আমার্‌ উয়াশা আসিল্‌। [<উয়াস<হরস هوس আ:+আ প্র.]।

উয়াশ্‌=[সি, য]—বি. আরাম, সাহায্য ॥ খোরা উয়াশ্‌ দে, বর ঠেক্‌সিরে। [<অবকাশ ; অর্থ প্র.]।

২=[চা]— বি. নিঃশ্বাস ॥ উয়াশ্‌ ফালানের্‌ ওক্‌তঅ আমার্‌ নাই [দেখ উয়া]।

৩=[চট্ট]—বি. উপবাস ॥ ফৈর্‌ উআ উয়াশ্‌ কাআশ্‌ করে। [<উপবাস]।

উয়াশ্‌কাশ্‌= [চট্ট]— বি. উপবাস ॥ ফৈরা ব্যাডায়্‌ উয়াশ্‌কাশ্‌ করে। [কাশ অনুঃ]।

উয়াশ্‌শ্যা=[চট্ট]— বিণ. অনাহারী ॥ [<উয়াসিয়া<উপবাসিয়া< উপবাস+ইয়া প্র.]।

উয়ের্‌=[রা, দি, ক]— সর্ব. উহার ॥ উয়ের্‌ বাড়ি হামি চিনি (রা)। [<উহার]।

উয়্যা=[সি, ম]—সর্ব. উহা ॥ উয়্যা কি ? [<উহা]।

২=[চট্ট]—বিণ. অগ্রগামী ॥ [<উয়্যা <উজান]।

উর=[চা, কুম]—বি. নিকট, কাছ ॥ মিনিগ্‌টা উরে থুইয়া দুরুই বিসারে। [<উরো<উরঃ সং=বক্ষস্থল]।

উরখ্‌=[সি]—বি. পৃষ্ঠা ॥ চাইর্‌ উরখ্‌ লেখি লাইসি। [<ওরক<বরক ورق আ:]।

উরন্‌= [চা]— ক্রি. গায়ে দেওয়া ॥ খ্যাতা উইরা হুইয়া থাক্‌। [<ওঢ়না হিং<ওএডচণ প্রা: <অববেষ্টন সং]।

২=[কুম, নো]—ক্রি. পানি পড়া ॥

৩=[খু]—ক্রি. স্ফূর্তি করা ॥ [<উড়ন উড্ডয়ন (<উৎ+√ডী+অন) সং ; অর্থ প্র.]।

৪=[কুম]— ক্রি. উদ্‌বৃত্ত থাকা ॥ তরকারি উরিসে। [উপর + ন প্র.

(নামধাতু) ; তুং উনরনা হিং]।

উরল্=[রং]—বি. একপ্রকার মাছ ॥ মাছ্ খাবিত উরল্ মাছ্ ।

উরল্ দ্যাওয়া=[সি]—ক্রি. ঔজ্জ্বল্য বিকিরণ করা ॥

উরা=[পা, চট্ট]—বি. গোয়ালঘর ॥ উবাব্ গোবর্ শাফ্ কর্ (পা)।

২=[ম]—বি ধানক্ষেতের ঘাস বিশেষ ॥

৩=[চা, সি]—বি. টুকরি, গোবর ফেলার ঝুড়ি বা ঝাঁকা ॥ উরা সারা গোবর্ ফালান্ যায়্ না। [দেখ উড়ি]।

৪=[চা]—বি. একপ্রকার বাঁশ ॥ উরা বাশের্ দাম্ বেশি।

৫=[চট্ট]—বি. বাড়ির পার্শ্ব ॥ বিলত্ খাই উরাত্ থাই লাদে। [দেখ+উর্+আ প্র.]।

৬=[খু]—বি. অতিরিক্ত ॥ এ্যাক্ ট্যাকার্ উরা তাকে দিস্ না। [<উঅরা <উবরা<উপর+আ প্র.]।

৭=[সি]—বি. উরু ॥ [<উরু]।

৮=[সি]—বি. পাহারা দিবার জন্য নাড়ার তৈরী ঘর ॥ তারা মাঠে উরাত্ থাইক্কা ধান্ পাহারা দ্যায়্।

৯=[পা, কু, রা, কুম, সি]—বি. খড় কুটার স্তূপ ॥ [<উড়া <উড়ানিয়া]।

১০=[খু, কুম]—বি. চাষের সময় লাঙ্গলে আটকায় এমন আবর্জনা ॥

১১=[সি]—ক্রি. অংশীদার হওয়া ॥

উরাইত্যা=[কুম]—বিণ. উড়নচণ্ডী, বেখেয়ালি ॥ এ্যামুন্ উরাইত্যা পোলা দেহি নাই। [<উড়া√উড়+হাত+ইয়া ; যে সব উড়াইয়া দেয়]।

উরাইয়া যাওয়া=[কুম]—ক্রি. পচিয়া নরম হইয়া যাওয়া ॥ দুয়ারের্ তক্তা উরাইয়া গ্যাসে।

উরাইল্যা=[কুম]—বিণ. দূরের ॥ উরাইল্যা বাথের্ এ্যাত বর কথা। [দেখ উরাইল্লা ; অর্থ প্র.]।

উরাইল্লা=[কুম]—বিণ. উড়ন্ত ॥ উরাইল্লা পৈক্ শিহার্ করন্ শিদা না। [<উড়√উড়্+আল+ইয়া প্র.]।

উরাউরি=[কুম]—বি. গোলযোগ ॥ বাথারে উরাউরি লাগ্সে। [<হুড়াহুড়ি]।

২=[চট্ট]—অব্য. উপর্যুপরি, অবিরাম ॥ আঁর্ উরাউরি হাত্দিন ঘর্ আসিল্। [<উঅরাউঅরি<উপরাউপরি <উপর্যুপরি]।

৩=[কুম]—বি. বাচালতা ॥ তোমার্ উরাউরি বালা দ্যাহায়্ না।

উরাংগি=[ম]—বি. উড়ানি, উপর দিয়া ছোড়া ॥ কাপর্ডা উরাংগি দিয়া দ্যাও। [উড়ান√উড়্+গি]।

উরা কত্তা=[কুম, চা]—বি. ভিত্তিহীন কথা ॥ উরা কত্তাত্ কান্ দিস্ না। [<উড়া কথা]

উরাক্=[ম]—বিণ. সমস্ত, সবটুকু ॥ কাপর্খান্ উরাক্ সিরা্যা গ্যাসে।

উরাযাল্=[ফ, ম]—বি. নিক্ষেপ করিয়া পাখী বা মাছ মারার জাল ॥ উরা যাল্ দিয়া মাস্ মারন্ শিদা। [<উড়াজাল =খাঁকিজাল]।

উরাত্=[সি]—বি. শিম ॥ [দেখ উড়ি]।

২=[ব, রা, ম]—বি. উরু ॥ তার্ উরাত ফোরা ঐসে। [<উরত <উরু+ত (স্বার্থে)]।

উরাত্ঠাশা=[রা]—বি. বাঁশের তৈরী মাছ ধরার যন্ত্র। [দেখ উরাত্+ঠাশা ; অর্থপ্র.]।

উরাথ=[দি]—বি. উরু ॥ মেয়েটার্ উরাথ্ কি সুন্দর্।

উরানি=[রা]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ। [√উড়+আনি প্র.]।

২=[বা]—বি. ঘরের পাতলা ছাউনি ॥

উরানিয়া=[সি]—বিণ. বাতাসে ভাসিয়া বেড়ায় এমন আবর্জনা ॥

উরান্যা কাঠ্=[খু]—বি. বাজে কাঠ ॥ উরান্যা কাঠ দিয়া নাও হয়্ না।

উরানো=[কুম]—ক্রি. কমানো ॥ [<উড়ানো√উড়্ ; অর্থ প্র.]।

২=[সি]—ক্রি. কাপড় জড়াইয়া দেওয়া ॥ [<ওঢানা হিং ; ওঢ়না ক্রিয়ার প্রযোজক রূপ]।

৩=[চট্ট]—ক্রি. ঘরের চাল হইতে চুয়াইয়া পানি পড়া ॥ ইন্দি বথা ন যায়্, চাঁল্ উরের্। [দেখ উরন্]।

৪=[ম]—ক্রি. উঁচু করা ॥ মাথা উরাইয়া খারাইস ক্যা?

৫=[চা]—ক্রি. উপেক্ষা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ॥ বেশি উরাইয়া আমারে বিপদে হালাইও না। [দেখ উরানো]।

উরাপুরা=[পা]—বিণ. ভিত্তিহীন ॥ উরাপুরা খবর্। [<উড়া+পুড়া অনুঃ]।

উরাব্যানা=[কুম]—ক্রি. কম পড়া, কম হওয়া ॥

উরাব্যারা=[খু, দি]—বি. বাধা, অসুবিধা ॥ আমার্ চৌক্টা উরাব্যারা করে (দি)। [=অড়্বড়্ হিং]।

২=[সি]—বি. সম্মুখে ঘোরাফিরা ॥ ইন উরাব্যারা কৈরো না। [<উড়াবেড়া ; বেড়া=বেড়ানো]

উরাম্=[খু]—ক্রি. বিণ. ঐরূপ ॥ উরাম্ করিস্নি বোল্তিসি। [<ওরকম]।

উরালি=[সি]—বি, বাতাস বাহিত আবর্জনা ॥ [দেখ উড়ানি]।

উরাল্=[বা]—ক্রি. বিণ. গরুর গাড়ীর পিছন দিক ভারী ॥ [<ওরা<ওঅর প্রাং <অবতর+ল প্র. ; ভারবশতঃ অবনত ; তুং উলড়্না হিং]।

উরাল্ দ্যাওয়া=[চা, ম, কুম, ফ]—ক্রি. উড়িয়া যাওয়া ॥ পৈক্ডা উরাল্ দিয়া এক্ গাসেত্তনে আরেক্ গাসে গ্যাল্। [<উড়াল দেওয়া]।

উরাশ্=[ফ]—বি. অর্শ। [<অরশ্ <অর্শ]।

উরাস্ ভলি=[কুম]—বি. মেয়েদের ফুলহাতা জামা ॥

উরি=[সি]—বি. শিম ॥ অখন্ উরির্ শ্যার্ কত? [দেখ উড়ি]।

২=[কুম, নো]—বি. ধান্ গাছের মত ঘাস বিশেষ ॥ [দেখ উড়ি]।

৩=[কু]—বি. উইপোকা ॥ শাইরে শাইরে উরির্ ঢিপি। [<উই ; র বর্ণাগম]

৪=[কু, পা]—অব্য. ওরে, ওহে ॥ উরি বুবু, কডি গ্যাল্? [<ওরে]।

৫=[কু,পা]—সর্ব. তাহার ॥ বৈঢ়া উরি সিল্ । [<ওরই<উহারই]।

৬=[য]—বিণ. যে কেবল ক্ষতি করে ॥ পোলাডা যবর্ উরি । [<উড়ি <উড়ানিয়া ; দেখ উরানো]।

৭=[কুম্]—বি. হালের বা জোয়ালের ডান দিক ॥

৮=[সি]—বি. ইঙ্গিতপূর্ণ ডাক ॥ চো'রে উরি দ্যায়্ [<উলি]।

৯=[সি]—বি. ছোট টুকরি ॥

উরি দ্যাওয়া=[সি]—ক্রি. সমস্বরে চীৎকার করা, হৈ চৈ করা ॥ হিয়াল্ উরি দিতাসে । [<উলি]।

উরিয়া=[সি]—বিণ. বিদেশী, পরস্থায়ী [<উড়]।

উরিয়া ফুরিয়া=[রং]—ক্রি. বিণ. নিঃসম্বল হইয়া ॥ উরিয়া ফুরিয়া দেখুলু তো ক্যামন্ মজা ? [<উড়াইয়া ॥ ফুরাইয়া]।

উরিবুরি=[ঢা]—বিণ. জরুরী, দরকারী ॥ আবার্ এই উরিবুরি কামের্ শময়্ কেঐরে পাইলাম্ না । [দেখ উরাউরি]।

উরিমুরি=[ঢা]—ক্রি. বিণ. তাড়াহুড়া, অতিশীঘ্র ॥ উরিমুরি কৈরা্যা কোনু কাম্ করন্ বালা না । [<হুড়াহুড়ী]।

২=[কুম]—বি. ডিগবাজী ॥ এত উরিমুরি খাও ক্যারে ? [<হুমুড়ি <হুমড়ি]।

৩=[য]—বি. গোলমাল ॥

উরুইংগা=[চট্ট]—বিণ. রুক্ষ্যমেজাজী ॥ হিতে অগ্খা উরুইংগা গাউর্ ।

উরুইশ্=[য]—বি. ছারপোকা ॥ [উড়স হিং<উদ্দংশী সং]।

উরুচ্'=[য]—বি. বাৎসরিক বিরাট মহফিল ॥ [<'উরস عرس আঃ]।

উরুটে=[খু]—বিণ. অনুর্বর, ফসলবিহীন ॥ মালিক্ মরি যাওয়ার্ বাগির্ ভিটে উরুটে হয়্যা গ্যাসে ।

উরুত্=[য]—বি. উরু ॥ তার্ উরুত্টা ফুল্যা গ্যাসে । [দেখ উরাত্]।

উরুত্কম্বল্=[য]—বি. বাহ্যাবরণের অন্তঃআবরণ ॥ হাশ্তে হাশ্তে উরুত্ কম্বল্ কাড়্সে । [দেখ উরুত+কম্বল]।

উরু দ্যাখানো=[পা]—ক্রি. আশা দেওয়া ॥ উরু দেখায়া আর্ কয়্ দিন্ ঘুরাইবা ? [দেখ উরু+দেখানো ; রূঢ়ার্থে ; 'সঙ্গমের আশা দেওয়া' হইতে কথাটির উৎপত্তি]।

উরুন্=[রং, দি]—বি. ধানভানার জন্য গর্তবিশিষ্ট কাঠের গুঁড়ি ॥ উরুন্ গাইন্টা দি কুটেক্ । [<উরুল<উরূহল <উদূখল সং]।

উরুম্=[কুম]—বি. মুড়ি ॥ [<হুড়ুম]।

২=[কুম]—ক্রি. বিণ. হুড়মুড় করিয়া ॥ তুফানে উরুম্ কৈর্যা গাস্টা পৈরা গ্যাল্ [<হুড়ুম ধ্বন্যা.]।

৩=[সি]—বি. নৌকার নীচের দিকের ছিদ্রপথে ব্যবহৃত ন্যাকড়া ॥ উরুম্ খৈ বগ্বগ্ করি পানি উঠের্ ।

উরুম্ উরুম্=[চট্ট]—বি. উড়ি উড়ি ভাব, অস্থিরতা, অস্বস্তি ॥ বিদেশত্ মন খালি উরুম্ উরুম্ করের্ । [<উড়িব উড়িব]।

উরুম্ দুরুম্=[ঢা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ কাম্ডা উরুম্ দুরুম্ কৈর্যা কর । [=হুড়ুম দুড়ুম]।

উরুম্বা=[য]—বিণ. নিকৃষ্ট, হেয় ॥ লোক্টা উরুম্বা গুশ্টির্ ।

২=[কুম]—বিণ. বোকা ॥ তুই এ্যাক্টা উরুম্বা ।

উরুয়া=[বা]—বি. জেলে নৌকার নোঙরের সাথে বাঁশ চোঙ্গা ॥ উরুয়া বাশ্যা গ্যালে্ গ্যারাপি তুলমু কি কর্যা ?

২=[রা]—বি. কাঠের অস্ত্র বিশেষ ॥

উরুরুরু=[সি]—বি. হুলুধ্বনি ॥ [<উলুলু=উলু+উলু]।

উরুলি=[চট্ট]—বি. লাল বিষাক্ত পিঁপড়া বিশেষ ॥

উরুশ্=[কুম]—বি. অর্শরোগ ॥ [<ওরশ<অর্শ]।

২=[ঢা]—বি. ছারপোকা ॥ [দেখ উরুইশ্]।

উরুশ্ শা=[য]—বিণ. এলোমেলো ॥

উরুস্তল্=[ঢা]—বি. হুলুস্থুল ॥ ইলেক্শানের্ উরুস্তল্ পৈর্যা গ্যাসে । [<হুলুস্থুল]।

উরে=[চট্ট]—অব্য. উপরে ॥ হ্যলর্ উলে ন বৈশ্ । [<উপরে]।

২=[র,রা]—অস. ক্রি. গায়ে দিয়া ॥ [<উড়ে <উড়িয়া <উঢ়্না হিং ; মহাপ্রানতা লোপ ; তুঃ উড়ানি]।

উরের্ বাপ্রে=[কু, পা]—অব্য. ভয় সূচক ॥ উরের্ বাপ্রে, কত বড় শাপ্ । [<ওরে+বাপরে]।

উরে শারে=[য]—ক্রি. বিণ. দৈর্ঘ্যে প্রস্থে ॥ কাপর্ডা উরে শারে সির্যা গ্যাসে । [ওরে (দৈর্ঘ্যে)+ওপারে (প্রস্থে)]।

উর্যাত্=[ফ]—বি. উরু ॥ পাট্খ্যাতে উর্যাত্ পানি ঐচে' । [দেখ উরাত্]।

উর্যাশ্=[ফ]—বি. ছারপোকা ॥ [দেখ উরুইশ্]।

উরো=[খু]—বি. ধানজাতীয় আগাছা ॥ ধানে অনেক্ উরো হয়্যাসে ।

২=[বা]—বি. সামনে ॥ আমি হগল্ শময়্ আপ্নের্ উরো আসি । [দেখ উর+ও]।

উরোদড়ি=[খু]—বি. খেজুর ও তাল গাছে পাত্র ঝুলাইয়া রাখার দড়ি ॥ [উড়েদড়ি]।

উরোন্=[খু]—ক্রি. স্ফূর্তি করিয়া বেড়ানো ॥ লোক্টা খালি উরোই বেড়ায় । [দেখ উরন্]॥

উর্=[য]—বি. বক্ষ, বুক ॥ মুইট্কাডারে উরে নৈয়া হোও ॥ [<উরস <উরস্ সং]।

২=[য, কুম, সি]—বি. গাভীর স্তন বা বাঁট ॥ দুদাল্ গাই উরে চি'নন্ যায় । [<উঅর<উদর ; অর্থ প্র.]।

৩=[চট্ট]—বি. শূকর ॥ উরর্ বাচ্'চ'। কোথাকার্ । [<উয়র<হূঅর <শূকর]।

৪=[য]—বি. শেষ ॥ আর্ খায়্তা উর্ ঐসে । [<ওর]।

৫=[পা]—বি. লুট ॥ আর্‌ চ্যতে উর্‌ হচে' ।

৬=[ফ]—বি. মানুষের ভীড় ॥ উরের্‌ মদ্যে যাইস্‌ না । [<হুড়]।

৭=[চট্ট]—অব্য. উপর ॥ ঘরের্‌ চা'লের্‌ উরত্‌ কাউয়া ডাকের্‌ । [<উযর<উপর]।

৮=[বা]— সর্ব. উহার ॥ উর্‌টে কোথায়্‌ ? [<উগার<উহার]।

৯=[সি]—বিণ. সম্পূর্ণ ॥ [দেখ উর্‌]।

১০=[সি]—বি. ধার ॥ উরে দ্যাওনে একমন্‌ দানে তিন্‌ মন্‌ পাইসি। [<উধার<উধার ফিং]।

১১=[কুম]—বি ঘোলা ॥ উর্‌ পানি খাইস্‌ না।

উর্‌ইয়াম্‌=[ফ]—বি. গাছবিশেষ ॥

উর্‌উরি=[সি]—অব্য. শব্দ বিশেষ ॥ মানুশে উর্‌উরি ডাকের্‌ । [ধ্বন্যা.]।

উর্‌কা=[কুম, দা. সি]—বি. দরজার খিল, ছিটকিনি, হুড়কা ॥ দুয়ারের্‌ উর্‌কাডা লাগাইয়া দোও ॥ [<হুড়্‌কা <হুড়ক্ক সং]।

উর্‌কা বুর্‌কা=[ঢা]—বিণ. এলোমেলো অগোছাল ॥ অর্‌ মাতার্‌ চু'ল্‌ এমুন্‌ উর্‌কা বুরকা ক্যা ? [অনু.]।

উর্‌কি=[ম]—বি. শুরু, আরম্ভ ॥

উর্‌খানিয়া=[চট্ট]—বিণ. ক্ষয়িষ্ণু, নড়বড়ে ॥ খুটিউয়া উর্‌খানিয়া হৈ গ্যাসে। [<উখ্‌ড়ানিয়া (<উৎকর্ষণ সং); বর্ণ বিপর্যয়]।

উর্‌গান্‌=[ম]—বি. ফেরৎ ॥

উর্‌গো=[খু]—সর্ব. উহাদের ॥ [<উয়ার <উহার+গো=দের]।

উর্‌গুন্যা=[চট্ট]—বিণ. ঘুনে খাওয়া, প্রায় পচা, ছাতাধরা ॥ মরিচ্‌'চু'ন্‌ দুই মাশোত্‌ উর্‌গুন্যা হৈ গেইয়ে।

উর্‌চু'ংগা=[ঢা, ফ, পা]—বি. আরশুলা জাতীয় পোকা বিশেষ ॥ [উচুংগা]।

উর্‌জানো=[বা]—ক্রি. উৎপাদন করা ॥ [<অর্জানো<অর্জন সং]।

উর্‌ঝা=[ম, বা]—বি. উচ্ছে ভক্ষ-কারী ॥ [দেখ উইচ্ছা]।

উর্‌ঝুর্‌=[বা]—বি. গণ্ডগোল ॥ অনেক্‌ মাইন্‌শের উর্‌ঝুর্‌ হোনা যায়্‌ ।

উর্‌ডাংগা=[কুম]—বি. আরশুলা জাতীয় একপ্রকার ছোট পোকা ॥ [দেখ উর্‌চু'ংগা]।

উর্‌ত্তি=[খু]—বিণ. বাকী, অবশিষ্ট ॥ উর্‌ত্তি ট্যাহাডা ফ্যারত্‌ দে ।

উর্‌তুন্‌=[চট্ট]—অব্য. উপর হইতে ॥ 'উর্‌তুন্‌ পরে বুলি তিন্‌ ঠ্যাং উগা করি' —ধাঁধা । [<উপর+তুন=হইতে]।

উর্‌দা=[সি]—বিণ. উলটা ॥

উর্‌দি উঠা=[সি]—ক্রি. বমি হওয়া ॥

উর্‌দু=[পা]—বিণ. বোকা । [<উর্‌দু; অর্থ বিকৃতি]।

উর্‌নি=[সি]—বি. স্ত্রীলোকের গায়ের চাদর ॥ [<উড়ানি; তুঃ ওড়নী হিং]।

উর্‌পা=[কুম]—বিণ. পানিতে নষ্ট ॥ গ্যাসে বসর্‌ দান্‌ উর্‌পা যায়্‌ লো । [<উপ্‌ড়া <উৎপাড়িত প্রাঃ <উৎপাটিত সং]।

উর্‌পাড়ে যাওয়া বা আশা=[রা]—ক্রি. কোনকিছুর লোভে ঝাঁকে ঝাঁকে বা দলে দলে ভীড় করা ॥ মাছ্‌ দেখ্যা লোক্‌ শোযানে উর্‌ পাড়ে যায়্‌ । [উর<হুড়]।

উর্‌পাত্‌=[কুম]—বি. উরু, রান ॥ আমার্‌ উর্‌পাতে ফোরা ঐসে । [দেখ উরাত্‌]।

উর্‌পার্‌=[খু]—ক্রি. বিণ. একদিক হইতে অন্যদিক পর্যন্ত ॥ [দেখ উয়ার্‌ পার্‌]।

উর্‌প্যার্‌মুই=[নো]—ক্রি. বিণ. উপরের দিকে ॥ উর্‌প্যার্‌ মুই চা'ও । [দেখ উর্‌মুই; উরপের=উপর+এর; বর্ণ বিপর্যয়]।

উর্‌বং=[রা, রং]—বিণ. ভবঘুরে ছন্নছাড়া, বোকা ॥

উর্‌বাবা=[কুম, নো]—বি. হট্টগোল ॥ [<হুড়ভাঙ্গা]।

উর্‌বা যাওয়া=[নো, কুম, খু]—ক্রি. নষ্ট হওয়া, ভিজিয়া যাওয়া, ফসল না হওয়া ॥ বরির্‌ দান্‌ এইবার্‌ উর্‌বা গ্যাসে (খু)। [দেখ উর্‌পা]।

উর্‌মা=[বা]—বিণ. নোংরা, ময়লাটে ॥ উর্‌মা স্যারাডারে খ্যাদা। [<ওড়্‌মা]।

উর্‌মাই=[চট্ট]—বি. দাপাদাপি ॥

উর্‌মান্‌=[ফ]—বিণ. অপরিষ্কৃত, নোংরা । লোক্‌টা বর উর্‌মান্‌ । [দেখ উর্‌মা]।

উর্‌মাল্‌=[দি]—বি. রুমাল ॥ পকেটে উর্‌মাল্‌ রাখা দর্‌কার্‌ । [দেখ উমাল্‌]।

উর্‌মুই=[না, কুম]—ক্রি. বিণ. উপরের দিকে ॥ উর্‌মুই স্যাপাইলে আপ্‌না গাও হবে। [<উপরমুই<উপরমুখী]।

উর্‌মুরি=[ম, সি]—ক্রি. বিণ. হঠাৎ, তাড়াতাড়ি ॥ এমন্‌ উর্‌মুরি কৈত্তুতে আইলা ? [দেখ উরিমুরি]।

উর্‌মে=[রা]—ক্রি. বিণ. রাগের সহিত, বেগে ॥ শে তার্‌ বৌকে উর্‌মে আশি মার্‌লো।

উর্‌ম্যান্‌দা=[খু]—বিণ. স্থূল, খুব মোটা ॥ উর্‌ম্যান্‌দা লাশ্‌ ।

উর্‌ম্যাল্‌=[রা]—বি. রুমাল। [দেখ উমাল্‌]।

উর্‌মৈ=[ফ]—বি. একপ্রকার অখাদ্য ফল ॥ উর্‌মৈগুলা কিহার্‌তে পার্‌লোত্‌ ?

উর্‌ লাগানো=[সি]—ক্রি. লাভ পাওয়া ॥ ব্যাজা পাশ্‌শ ট্যাহা উর্‌ লাগাইয়া দনি ঐয়া গ্যাসে। [দেখ উর্‌$_{১০}$+লাগান]।

উর্‌সিলা=[সি]—বি. চালের ছিদ্রপথে ঘরে পতিত বৃষ্টি । [উচিছলা ম. বাং]।

উর্‌শুম্যা দরা=[পা]—ক্রি. বৃষ্টিপাতে নষ্ট হওয়া বা পচিয়া যাওয়া ॥

উর্‌সাগর্‌=[কুম]—বি. রন্ধনশালা ॥ [উরসা<রসুই; বর্ণ বিপর্যয়; দেখ উশাই+ঘর]।

উর্‌হিং=[রা, খু, সি]—বি. ভাত নড়া-চড়া করিবার নারিকেলের মালার তৈরী একপ্রকার চামচ বা হাতা ॥

উর্‌হো=[পা, কু, বা]—বি. কৈয়োর, জোয়া ॥

উলট্ কম্লি=[চা]—বি. একপ্রকার গাছ ॥

উলট্ কাম্ড়্=[রা]—বি. একশ্রেণীর গাছ ॥

উলট্ কোম্বর্=[পা]—বি. একশ্রেণীর গাছ (ইহার ডাঁটা ভিজাইয়া খাওয়া উপকারী) ॥

উলম্=[চট্ট]—বি. উদর ॥ [দেখ উর্$_{২}$]।

উলশ্=[সি]—বি. ছারপোকা ॥ [দেখ উকুইশ্]।

২=[য]—বি. লাঠি খেলার লাফ ॥ [<উলাস<উল্লাস সং; অর্থ. প্র]।

উলশ্ কাটা=[খু]—ক্রি. জলের ভিতর মাছের পুচ্ছ সঞ্চালন করা ॥ [দেখ উলশ্$_{১}$]।

উলা=[দি]—সর্ব. ঐগুলা ॥ উলা কথা রাখেক্ ? [< ওউলা < ওগুলা <ঐগুলা]।

২=সি]—ক্রি. বিণ. এইভাবে ॥ উলা বেতমযের্ মত কতা কও ক্যা ?

৩=[সি]—বি. পুরুষবিড়াল, হুলো বিড়াল ॥ [<হুলা]।

৪=[রং]— বিণ. উঁচু ॥ গাড়ির্ পেছনের্ দিক্ বোঝাই বলি শাম্নের্ দিকে উলা হছে। [ওলা = উলার ফিং]।

৫=[সি]—বি. কার্তিক মাসের শেষ-দিন॥ 'আইয্ উলা কাইল্ বোলা।'

৬=[ম]—বি. চৈতালী হাওয়া, ঘূর্ণি বায়ু, কালবৈশাখী ঝড় ॥

৭=[দি]—বি. গাড়ির চাকায় বা ঢেঁকির মুষলে ব্যবহৃত গোলাকৃতি লোহা ॥ উলা থাক্লে চাকার্ মুখ্ শহজে কাটে না।

৮=[ধ, কু ফ]—বি. রৌদ্রতাপে বিনষ্ট বা পচা খেজুর বা তালের রস, তাড়ি ॥ উলা খালে নেশা হয়্।

উলাইল্লা=[নো]—বিণ. আদুরে ॥ উলাইল্লা মাইলা। [<অলাইল্লা <আলাইল্লা<আলাল+ইয়া প্র.]।

উলাউলি=[ম]—বি. গোলমাল, চীৎকার [<হুলাহুলি<হুলহুলী সং]।

উলা করা=[রা]—ক্রি. উল্টা করা ॥ গাড়ি উলা করিছ্ না। [দেখ উলা$_{৪}$]॥

উলাক্=[ফ]—বি. উল্লেখ ॥ গোপন্ কথা উলাক্ না করাই বালা। [<উল্লাক <উল্লেখ]।

উলাক্খানে = [য, খু, কু] — বিণ. দুর্ভাগা ॥ ওটা একেবারেই উলাক্খানে। [<অলক্খনে<অলক্ষুনে]।

উলাক্খান্যা=[পা]—বিণ. যে শুধু খাইতে পারে ॥ [দেখ উলাক্খানে: অর্থের বিকৃতি]।

উলাগাবা=[ম]—বি. আলোচনা ॥ বাযে উলাগাবায় লাব্ কি ?

উলাটুলা = [সি] — বি. পুংবিড়াল ॥ আইয্ এখটা উলাটুলা আইলগি ? [উলা<হোলা+টুলা অনু:]।

উলাত্লি=[ম]—বি. ঘরের চালের বর্ধিতাংশ ॥ উলাত্লি দিয়া ম্যাগের্ পানি পবে। [ওলতী হিং]।

উলানি=[কুম, নো]—বি. মশার ন্যায় দংশনকারী এক প্রকার পোকা ॥ উলানির্ কামরে বইরে (বড়শি) বাওন্ যায় না।

২=[চা]—বি. উল্লাস. খুশি ॥ উলানির্ ঘালায় আব্ বাচে' না।

উলানো=[কুম, ম চা]—ক্রি. উনান হইতে তোলা বা নামানো ॥ বেগুন্ডা পাশাল্ থাইকা উলাইয়া রাহ। [<ওলানো<ওআবন প্রাং<অবতারণ সং]।

২=[না,নো, খ, সি, ম]—ক্রি. উত্যক্ত করা, ক্ষেপাইয়া তোলা, প্ররোচনা দেওয়া ॥ তরা পোলা মানুশ্টারে এক্-কেলে উলাইয়া তুল্সত্। [<উল্লপ; নামধাতু]।

৩=[নো]—ক্রি. উদিত হওয়া ॥ অহনো চাঁন্ উলায় নাই। [দেখ: উনন্]।

৪=[ম]—ক্রি. বর্ধিত হওয়া ॥ গোল্ আলুগুলি বেশ্ উলাইসে।

৫=[ম]—ক্রি. মাটির নীচের শষ্য ফলা ॥ খেতে গোল্আলু এখন্ও উলায় নাই।

৬=[সি]—ক্রি. কার্তিক মাসে জমিতে পাতা ছন ইত্যাদি রাখা ॥ [<উলু; নামধাতু]।

উলাকিয়া=[ম]—বিণ. নির্বোধ, নিরেট ॥ [দেখ উলুক]।

উলাবুলা=[ম]—বিণ. মোটাসোটা ॥ বক্রির্ বাচ্চাডা খুব্ উলাবুলা।

উলাব্যালা = [রা] — বি. অবেলা ॥ [<উলা+বেলা]।

উলাম্যালা= [কু, খু, দি] —বি. আনন্দ, উৎসব ॥ উলামেলা কিসের ? [মেলা+উলা; অনু.]।

২=[খু, ম, য]—বি. সামাজিকতা, খাতির, মহব্বত ॥

৩=[ম]—ক্রি.বিণ. এলোমেলো ॥ উলা মেলা কৈর্যা কাম্ কর ক্যা ? [উলা <আউল<আকুল+ম্যালা অনু:]।

উলার্ ভায়া=[রং]—ক্রি. বিণ. ঐগুলি-সহ ॥ উলার্ ভায়া নিছু। [উলার <ওউলার <ঐগুলার+ভায়া <ভাতে হিং=সদৃশ; দেখ উলা]।

উলাল্=[নো, চা, কুম, চট্ট]— বি. আনন্দ ॥ উলালে গা হাড্ডি যাকের্। [<উল্লাস]।

২=[রা]—বি. আরাম, বিশ্রাম ॥ গরুটারে উলাল্ দাও।

উলাশ্ করা=[বা]—ক্রি. জানিয়াও না জানার ভান করা ॥ [<উল্লাস; অর্থ প্র.]।

উলা হওয়া = [ফ]—ক্রি. উল্টাইয়া যাওয়া। গাড়িখালি উলা হয়্ ক্যা। [<ওলা; দেখ উলা$_{৪}$]।

উলি=[কুম, সি, ফ]—বি. উই পোকা ॥ উলিতে বৈ কাটে। [দেখ উরি (র=ল) কিংবা উজলিআ প্রাং উপদিকা সং]।

২=[ম]—বি. ধুম ॥ পুশ্ মাশে পিডা খাওনের উলি পর্যা যায়্। [দেখ উলি$_{৩}$]।

৩=[সি]— বি. হোলী উৎসব ॥ হিন্দুরা উলি খেলাত্ খুব্ ফুর্তি করে। [হোলী<হোলাকা সং]।

৪=[সি]—অব্য. ওয়ালা, যুক্ত, বিশিষ্ট। চৌদ্দরি শাব্ শিংউলি বলদ্ কিনুসে।

[<রালী হিং]।
৫=[খু]—বি. রুলার ॥ উলি দিয়া খাতায় দাগ্‌ টানে। [<রুলি< roller ইং]।
৬=[ম]—বি. দিশাহারা ভাব॥ এত্‌-লোক্‌ দেইখ্যা উলি লাইগ্যা গেসে গা।
৭=[পা]—বি. শোলা বা খড়কটার আলো ॥ [<আলোট<আলোকী]।
উলিভুয়া=[কুম]—বি. উই পোকার উঠানো মাটির স্তূপ ॥ [উলি<উপদিকা সং+ভুয়া (স্তূপ)]।
উলিবিলি=[রা]—ক্রি. বিণ. ব্যাতি-ব্যস্ত ॥ হামাক উলিবিলি করিছ্‌ না। [<এলোবিলি<আকুলী ব্যাকুলী]।
উলিরায়্‌=[ফ]—বি. একপ্রকার উড়ন্ত উই॥ আগে হন্‌সি উলিবায়্‌ ওট্‌লে বিশ্‌টি অয়। [দেখ উলি+রাজ]।
উলি লাগা=[ম]—ক্রি. বুদ্ধিভ্রম হওয়া॥ বুইর‍্যা বয়্‌শেত্তো উলি লাগবৈ। [দেখ; উলি৬]।
উলু=[সি]—বি. গাভীর স্তন॥ [<উলুইন<ওলান]
২=[পা]—বি. ঝাড়ু॥ উলু দিয়া গর ঝাড়ু। [দেখ উলু৪; অর্থ প্র.]।
৩=[কুম, চা]—বি. উইপোকা॥ দুই মোন্‌ পাট্‌ উলুয়ে কাইট্‌টা লাইসে। [দেখ উলি]।
৪=[পা, কুম]—বি. একপ্রকার সরু ঘাস বা ছন॥
উলুইন্‌=[সি]—বি. গাভীর স্তন॥ গাইয়ে উলুইন্‌ নামাই দিসে। [দেখ উলু]।
উলুইয়্যা=[কুম]—বি. হুলো বিড়াল॥ উলুইয়্যায়্‌ ইন্দুর্‌ মারে। [উলাই <হুলা]।
উলুংগা=[দি]—বিণ. খালি, শূন্য, উলঙ্গ॥ উলুংগা গতরে থাক্‌লে জাড়্‌ লাগ্‌বো। [<উলংগ]।
উলুংগা ঘুলুংগা=[ম]—বিণ. এলো-মেলো॥ উলুংগা ঘুলুংগা ঐয়া বৈসো ক্যান্‌? [দেখ উলুংগা+ঘুলুংগা অনু: =উচ্ছৃঙ্খল]।
উলুক্‌=[খু]—বি. পেচক॥ উলুকের্‌ গোস্‌ত্‌ খাওয়া যায়্‌ না। [<উলুক, উলূক]।
উলুক্‌ ভুলুক্‌=[রং, বা, রা]—বি. উঁকি॥ কেনে বায়্‌ উলুক্‌ ভুলুক্‌ নাগাছিশ্‌ (রা)। [দেখ উলুকি ভুলুকি]।
উলুখুলু=[কু]—বিণ. শিথিল, অবিন্যস্ত॥ উলুখুলু চুল্‌। [<উলুখুলু <আলু-থালু]।
উলুচ্‌ পুলুচ্‌ করা=[রা]—ক্রি. বিণ. কামপীড়ায় চঞ্চলতা প্রকাশ করা, ভরা আবেগে মদমত্ত হওয়া॥ [অনু.]।
উলুজ ঘর্‌=[রা]—বি সমবেত চীৎকার। [দেখ উলুযোগার্‌]।
উলুযোগার্‌=[পা]—বি. ঐক্যধ্বনি, সমস্বরে চীৎকার॥ [<হুলু জোকার]।
উলুভুবর্‌খাড়ি=[সি]—বিণ. কিম্ভুত কিমাকার॥
উলুপ্‌বান্‌=[বা]—বি. প্রলাপ॥ বেশি শময়্‌ বাচ্‌'বোনা, উলুপ্‌বান্‌ আরম্ভ ঐয়া গেসে। [<পলাবন প্রাং<প্রলাপন সং; উ আগম এবং স্থিতি বিপর্যয়]।
উলুফা=[চা]—বি. নাস্তা॥ [<'উলুফঃ علوفہ <আং=খোরাক; অর্থ প্র.]।
উলুবুরা=[সি]—বি. সর্পবিশেষ॥
উলুমুখ্‌=[কুম]—বি. গোঁয়ার গোবিন্দ॥ হের্‌ উলুমুখের্‌ চ'ল্‌তিডা গেল্‌ না।
উলুম্বরা=[ম]—বিণ. বোম্বেটে, ছন্ন-ছাড়া॥ উলুম্বরা সেলে। [দেখ উলম্বা; <ওড়ম্বা]।
উলুম্বা=[ম]—বিণ. অলস প্রকৃতির॥ [=উরুম্বা=ওড়ম্বা]।
উলুমবুলাই=[সি]—বিণ. যে অধিক ময়লা কাপড় পরে॥ [দেখ উলুম্বা+সাঁই]।
উলুম্ব্যারে=[ম]—বিণ. ভবঘুরে॥ উলুম্ব্যারে লোক্‌কে কেহ বিশ্‌শাশ্‌ করে না। [দেখ উলুম্বা]।
উলুশ্‌=[কুম, চা]—বি. ছারপোকা॥ খেতায়্‌ উলুশ্‌ বরা।
২=[খু]—বি. মাছের পুচ্ছদ্বারা জল সঞ্চালন॥ [<উল্লাস]।
উলুসন্‌=[সি, নো]—বি. ছন বিশেষ॥ উলুসন্‌দি চা'ল্‌ সাইসি। [দেখ উলু+ছন]।
উলুস্‌না=[সি]—বিণ. এলোমেলো॥ [<উল্‌ঝন্‌ হিং+আ প্র.]।
উলে আশা=[রা]—ক্রি. নামিয়া আসা॥ [দেখ উলানো]।
উলেবালে=[সি]—ক্রি বিণ. সমস্ত, শেষ পর্যন্ত॥ [রঙ্গপুরের বুলিতে আলে ভালে]।
উল্যা=[রা]—বি. গরুর গাড়ির চাকায় ব্যবহৃত লোহার বেড়॥ [দেখ উলা]।
২=[রা]—বি, ঘর বিশেষ॥
উল্যামেরা=[নো]—বিণ. দুর্ভাগা॥
উলৈন্‌=[সি]—বি. গাভীর স্তন॥ গাইডার্‌ উলৈন্‌ খুব্‌ বর। [<ওলান]।
উলোঝাড়্‌=[খু, য]—বি. কাশবন॥ [<উলু ঝাড়]।
উলো না থুলো=[সি]—ক্রি. বিণ. হঠাৎ॥ উলো না থুলো এ্যাক্‌ যিয়াফত্‌ পাইলাম্‌।
উলোফা=[পা]—বি. কর্মহীন অবস্থা॥ [দেখ উলুফা]।
উল্‌=[রা]—বি. কাঠপেন্সিল॥ [<উডেন্‌ (পেন্সিল) wooden pencil ইং]।
২=[পা]—বি. খোঁজ, ঠিকানা, খবর॥ [<ওর]।
৩=[পা]—বি. ধানের হল বা শুঙ্গা॥ [<হূল]।
৪=[ম]—বি. অণ্ডকোষ॥ [<হোল]।
৫=[ম]—বি. কচু বিশেষ। [<ওল]।
উল্‌উল্যা=[কুম, নো]—বি. ঝগড়া, ঠাসাঠাসি নয় এইরূপ॥ চা'উলের্‌ ডোল্‌ডা উল্‌উল্যা রাইখ্যা না।
উল্‌করা=[রা বি]—ক্রি. খোঁজ করা॥ [দেখ উল্‌২]।
উল্‌কা=[পা]—বি. দরজার খিল, হুড়্‌কা॥ [<হুড়কা]।
২=[ক, চট্ট]—বিণ. অতিরিক্ত,

বাজে ।। মেব্‌বানে উল্‌কা মাইন্‌শেও খাইয়ে। [<আলুফা]।

উল্‌কি=[ম]—বি. উদুখল।। উল্‌কিতে সাতু কর্‌। [<উখলি<উদুখল + ই প্র. ; বর্ণ বিপর্যয়]।

উল্‌কিনা=[কু]—বি. তুলনা, খোঁটা গঞ্জনা ।। [দেখ উল্‌কুনা]।

উল্‌কি ভুল্‌কি=[রা, ব]—বি. উঁকি-ঝুঁকি ।। উল্‌কি ভুল্‌কি মারিছ্‌ না (র)। [দেখ উলুক্‌ ভুলুক্‌]।

উল্‌কুচি'=[চা]—বি. উস্কানি ।। তুইতো উল্‌কুচি' লাগাবার্‌ যম্‌।

২=[রং]—বি. ঝগড়া, ফ্যাসাদ ।। ও শব্‌শময়্‌ উল্‌কুচি নাগেয়া বেড়াচ্‌ছে।

উল্‌কুচ্‌লি=[রং]—বি. উস্কানি ।।

উল্‌কুনা=[রং]—বি. তুলনা, খোঁটা ।। হুলুলা উল্‌কুনা আর্‌ দেইছ্‌ না তাক কয়া দিলুঁ। [দেখ উল্‌কিনা]।

উল্‌গানো=[ফ]—ক্রি. উত্তোলন ।। এই গাস্‌টা উল্‌গাইস্‌ না। [<আল্‌গা+ আনো প্র. ; নামধাতু]।

উল্‌গুলা = [পা] — বিণ. ঢিলা ।। [আলগা+উলা প্র.]।

উল্‌ঝুল্‌=[ব] — বিণ. এলোমেলো, অসংলগ্ন ।। 'চেংড়ি তোর্‌ উল্‌ঝুল্‌ চুলে চিলে দিবো ডিম্‌' (ছড়া)। [=উচ্ছৃঙ্খল্‌ ; তুং উল্‌ ঝলুল্‌ হিং]।

উল্‌টা=[কুম]—বি. হোঁচট, পায়ে আঘাত ।।

উল্‌টা ভোল্‌টা=[রং]—বি. ঘোরা-ফেরা [ভোলটা অনু:]।

উল্‌টামারি=[চা]—বিণ. বিপরীত ।। কর্‌লাম্‌ বালার্‌ লাইগ্যা, ফল্‌ ঐল্‌ উল্‌টামারি।

উল্‌টি=[ম]—বি. উঠানের যে স্থানে ঘরের পানি পড়ে।। [<ওল্‌তী হিং ; দেখ উল্‌তি]।

উল্‌ডাকুই=[চট্ট]—বিণ. একগুঁয়ে, উল্টা কাজ করে যে।। তে এক্‌বেরে উল্‌ডাকুই। [<উল্‌টাকাই <উলটা-কারী]।

উল্‌ডাপাক্‌=[চা] — বি. যে পাকে দড়ি প্রভৃতি খুলিয়া যায়, প্রতিকূল অবস্থা ।। উল্‌ডাপাক্‌ দিয়া দরিডা খুইল্যা হালাইছি। [<উলটা+পাক]।

উল্‌ডাবাও=[চা]—বিণ. বিপরীত আব-হাওয়া, বিপরীত পরিবেশ ।। হারা রাইতে কি ক্যান্‌বাস্‌ কর্‌লা, অহনে দেহি উল্‌ডা বাও। [<উলটা বায়ু]।

উল্‌ডা হল্‌ডা=[চট্ট]—বিণ. উলটা পালটা ।। উল্‌ডা হলডা কথা ন কৈশ্‌। [<উল্‌টা পাল্‌টা]।

উল্‌ডি পুল্‌ডি=[কুম]— ক্রি. বিণ. ডিগ্‌বাজী।। উল্‌টি পুল্‌টি খাইয়া পরসে। [<উল্‌টি পুল্‌টি]।

উল্‌তি=[চা, কুম]—বি. চাল হইতে বৃষ্টির পানি যেখানে পড়ে।। [দেখ উল্‌টি <ওলতী হিং]।

উল্‌না=[ম]— বি. গাভীর স্তন।। উল্‌নাডা দুদে টন্‌টন্‌ কর্‌তাসে। [<ওলান+আ প্র.]।

উল্‌পরানি=[সি]—বিণ. সঙ্কীর্ণমনা ।। [<উন+পরান+ই প্র.]।

উল্‌পুলা=[ম]—বিণ. আলগা, নরম।। মাটি উল্‌পুলা কৈর‍্যা দিলে বালা অয়্‌।

উল্‌ফ=[য]—বিণ. বাজে ।। উল্‌ফ্‌ কাযে শময়্‌ নশ্‌ট করো না। [দেখ উলুফা ; অর্ধ প্র.]।

উল্‌ফা=[ফ] — বি. বাজে কথা ।। উল্‌ফা কও কেন্‌ ? [দেখ উলুফা]।

উল্‌ফুল্‌=[চট্ট]—বি. রক্তজবা ফুল ।। উল্‌ফুল্‌ কি সুন্দর্‌। [<ওড় ফুল]।

উল্‌ফো খরচ্‌=[রং]— বিণ. অযথা খরচ ।। উল্‌ফো খরচ্‌ ভাল না। [দেখ উলুফা+ও প্র.]।

উল্‌বুলন্‌=[কুম]—ক্রি. মোচড়ান ।। গন্‌ধের্‌ চোটে পেট্‌ উল্‌বুলাইয়া উডে।

উল্‌বুল্যা=[ক]—বিণ. এলোমেলো ।। চুন্‌ গুলান্‌ উল্‌বুল্যা দেহা যায়্‌ ক্যান্‌ ?

উল্‌মাইল্‌=[সি]—বি. গণ্ডগোল ।। ই এক্‌ উল্‌মাইল্‌ পরি গেসে।

উল্‌মাইশ্‌=[সি]—বি. ইশারা, পাত্তা ।। এক মাত্রা উল্‌মাইশ্‌ পাইলাম্‌ না।

উল্‌মাদিনি=[ম] — বিণ. উন্মাদিনী ।। এই উল্‌মাদিনি মাইয়ালা কয়্‌ কি ? [<উন্মাদিনী]।

উল্‌মুলা=[ম]—বিণ. উস্‌কো খুসকো ।। [=এলোমেলো]।

উল্‌মুল্‌ = [রা]— বি. আগাগোড়া ।। তার্‌ কথার্‌ উল্‌মুল্‌ কিছুই বুঝি না। [উল অনু:]।

উল্‌লা=[নো]—বি. গরুর গাড়ির চাকার লোহার বেড় ।। [দেখ উলা]।

২=[ক, য]—বি. বড় কালো পিপঁড়া বিশেষ, ডাঁইয়ে ।। উল্‌লার্‌ কামরে বয় বেথা।

৩=[কুম]—বি. নলখাগড়া জাতীয় গুল্ম বিশেষ ।।

৪=[কুম]—বি. ঘরের চালা হইতে যে স্থানে পানি পড়ে।।

উল্‌লাও= [রং]— বিণ. ঐ সমস্ত ।। হাঁ হাঁ, উল্‌লাও হামার্‌। [<ওউলা <ওগুলা]।

উল্‌লানো=[রং]—ক্রি. এলোমেলো-করা ।। কেনে জিনিশ্‌লা উল্‌লাইছ্‌ বাঁহে ? [<আউলানো<আউল<আকুল +(নামধাতু) আনো প্র.]।

উল্‌লাপাতিল্‌=[ফ]—বি. খেজুরের রস জাল দিবার মাটির লম্বা পাতিল ।।

উল্‌লাফা=[ব]—বি. লাভ ।। ব্যাব্‌শাত্‌ উল্‌লাফা খুব্‌। [দেখ উলুফা ; অর্ধ প্র.]।

উল্‌লামুরা=[নো]—বি. যাহার কোনও অধিকার নাই ।। উল্‌লামুরার্‌ মত হওরের্‌ বারিত্‌ খাই লাব্‌ কি ? [দেখ উল্যানেরা]।

উল্‌লাস্‌=[কুম]—বি. খুশী ।। বিয়ার্‌ দিনে হোলাহাইনের্‌ উল্‌লাস্‌ বেশি। [<উল্লাস]।

উল্‌লি= [রং] — বি. খোঁজ ।। [দেখ উলু]।

উল্‌লিয়া=[সি]—বি. পুরুষ বিড়াল ।। [<হোল+ইয়া প্র.]।

উল্‌লিগুল্‌লি = [রং] — বি. হুঁশ, আক্কেল ।। কথা কওয়ার্‌ উল্‌লি গুল্‌লি নাই।

উল্‌লু=[রং]—বি. বোকা ।। তুই কওয়ার্‌

কতায় উয়াক উল্লু করি দিশ্।
[<উল্লু<উলুক = পেঁচা ; তুঃ উল্লু হিং ; অর্থ প্র. ; তুঃ উল্লু বনানা হিং]।

উল্লুক ভুল্লুক্=[রং]—ক্রি. বিণ. উঁকিঝুঁকি ।। কেনে বায় উল্লুক্ ভুল্লুক্ লাগাইছিশ্ ? [দেখ উলুক্ ভুলুক্]।

উল্ মুশ্ = [ঢা]—বি. ছারপোকা ।। [দেখ উরুশ্]।

উল্লে = [রং] — বি. চাচা ।। এতির্ ছাওয়াটা উল্লের্ কাছোত্ থাকে।

উল্ লৈ = [সি]—ক্রি. বিণ. হুলুস্থুল ।। বাল্কু দেইখ্যা পুয়াগুইন্ উল্লৈ যুর্ল। [<হুললই<হুল্লোড় বা হল্লা]।

উল্শানো=[খু, য]—ক্রি. উপচাইয়া উঠা ।। অধিক্ তাপে দুধ্ উল্শে উঠে। [<উচ্লানো<উচ্ছলন ; বর্ণ বিপর্যয়]।

২=[বং] — ক্রি. উৎসাহিত হওয়া ।। ঐ কামোত্ উল্শিছ্ না কে ? [<উল্লাস+আনো ; নামধাতু]।

উল্শে = [রং]— অস. ক্রি. হৈ চৈ করিয়া ।। ঝগ্ড়া লাগাবার জন্যে উল্শে বেড়াইছিশ্।

উল্হাই=[দি]—বি. উল্লাস ।। পহিলা বানের্ পানি, মাছের্ খালি উল্হাই লাগ্ছে। [<উল্শাই<উল্লাস+আই]।

উল্হাই করা=[বং]—ক্রি. যাচ্ছেতাই করিয়া উড়াইয়া দেওয়া বা নষ্ট করা ।।

উল্হ্যানা=[পা]—বি. খোঁটা, কথার দ্বারা আঘাত ।। [উলাহ্না হিং]।

উশম্=[রা]—বি. গরম ।। [<উষ্ম]।

উশল্= [ম] — বি. জমা, আদায় ।। [<উসুল<বসুল وصول আং]।

উশা=[রং, রা]—বিণ. সিদ্ধ ।। উশা চাউল্ [<উষ্মা]।

২ = [রা]— বি. গরম ।। [<উশা <উষ্মা]।

৩=[ম]—বি. রাজমিস্ত্রীদের কাজের জন্য কাঠের তৈরী উপকরণ বিশেষ ।।

৪=[ম]—বি. সংকেত ।।

উশাই=[পা]—বি. রান্নাঘর ।। উশাই ঘর্। [<রসুই]।

উশাক্=[কুম]—বি. কুটি কাটা, শ্বাস নেওয়া ।। কৈ মাস্ উশাক্ দিসে। [<উষ্মা+ক (স্বার্থে)]।

উশান্যা=[স]—বিণ. যাহার ঘর বাড়ি নাই ।। [<উস্সান্ন (<উৎসন্ন)+ইয়া প্র.]।

উশানো=[ব,রং,রা]—ক্রি. সিদ্ধ করা ।। [দেখ উশা+আনো প্র.]।

২=[সি]—ক্রি. পানির নীচ হইতে শ্বাস নিবার জন্য মাছের ভাসিয়া উঠা ।। বিলে মাস্ উশাইতাসে। [দেখ উশা (নামধাতু)+আনো প্র.]।

উশারা=[বা, সি, চা]—বি. বারান্দা ।। [<উপশালা ; তুঃ উসারা হিং]।

উশার্=[কুম,চট্ট,রা]—বিণ. সারহীন, নরম ।। উশার্ কাডে আল্মারি পোক্তা অয় না (কুম)। [<অসার]।

২=[রা]—বি. অবসর, কাজের চাপের হ্রাস ।। আমার্ এক্টুও উশার্ নাই।
[<ওশর<অবসর]।

৩= [ম]— বি. চওড়া ।। কাপড়ের্ উশার্ কত ? [<ওসার<প্রসার]।

৪=[খু]—বি. গুল্ম বিশেষ ।। উশার্ মুল্ ঔষধের্ অনুপানে লাগে।
[<উশীর, উষীর]।

উশাল্=[চট্ট]— বি. শস্তা (ইহার একমাথা সরু থাকে—শস্তার পরিবর্তে ইহা দ্বারা মাটিতে গর্ত করা হয়) ।। [<উ (স্বার্থে)+শলা<শলাকা]।

উশি=[পা]—বি. কপি তরকারী ।।

২=[ব]— বি. সন্ধান ।। তার্ কোন উশি পাস্সি না।

৩=[রা]—বি. আরম্ভ ।। বিবাদের্ উশি কোথায় তা জান কি ?

উশিট্টাল্=[ম]—বি. আবর্জনা ফেলার জায়গা ।। [<উচিচ্ছষ্ট<উচ্ছিষ্ট+স্থল কিংবা আল <শালা]।

উশিপুশি=[রা]— বি. কাক ।। এত খেয়েছে যে পেটে এক্টু উশিপুশিও নাই।

২=[খু]—বি. তন্দ্রা, অর্ধজাগরণ ।।

উশিবুশি=[সি]—বি. ঘুম না আসার দরুন অস্বস্তি ।। কাইল্ রাইতে উশিবুশিত্ কাডাইসি। [=উস্ পিস্]।

উশিলা=[নো]—বি. উপায় ।। গরিবের্ কোনো উশিলা শহযে অয় না।
[<বসীলঃ وسيله আং]।

উশিল্যা পরা=[ম]—ক্রি. চালের ছিদ্র দিয়া পানি পড়া ।। ঘরে উশিল্যা পর্তাসে। [=উচ্ছিলা+পড়া]।

উশুনা=[দি]—বিণ. সিদ্ধ ।। উশুনা ধানের্ পুশুনা পিডা। [দেখ উশানো]।

উশুবুশু=[ঢা]—বি. বেশী খাওয়ার জন্য অস্বস্থতা, অস্থিরতা, ব্যস্ততা ।। পেড্টা হাপনে কেমুন্ উশুবুশু লাগ্তাসে।
[দেখ উশিবুশি]।

উশুম্=[রা]—বি. তা ।। মুর্গি উশুমত্ বশিছে। [দেখ উশম্]।

২=[রা, রং, ব]—বি. গরম ।। লেপে আর্ উশুম্ নাই।

উশুম্ কুশুম্=[ব]—বিণ. উষ্ণ ।। উশুম্ কুশুম্ পানি দিয়ে অশুদ্ খাই।
[<উষ্ণ কবোষ্ণ]।

উশুম্ বুশুম্ লাগা=[সি]—ক্রি. অস্বস্তি লাগা ।।

উশুল্=[ফ]—বি. ওয়াশীল, আদায় ।। আমি যেই রহম্ বাবে পারি তোর্ ট্যাহা উশুল্ করুমৈ। [দেখ উশল্]।

উশুল্ করা=[ম]—ক্রি. প্রতিশোধ লওয়া ।। আমি ইযার্ উশুল্ না কৈরা সার্মু ? [দেখ উশুল্]।

উশ্যা=[ম]—বি. গোস্বা, রাগ ।। তার্ কতায় উশ্যা কর্লা ? [<উষ্মা]।

উশ্যান্যা= [ম, রা]— বিণ. সিদ্ধ ।। [<দেখ উশানো]।

উশোর্'াম্যা=[খ] — বিণ. প্রসবকালে যাহার পা আগে বাহির হয় ।। উশোর্'াম্যা লোক্ পুকুরে নাম্তে ডর্ পায়।

উশ্=[ব, চট্ট]—বি. কুয়াশা ।। উশর্ পানি তুই শরি আইউন্।' [ওস্ হিং <ওসা প্রাং<অবশ্যা সং]।

২=[কুম, ম, চা]—বি. হুঁশ, সাবধান ।। উশ্ কৈরা চলিশ্। [<হোশ্ هوش ফা.]।

৩=[চট্ট]—বি. বর্ণা ॥ উশের্ পানি খর ঠান্ডা। [<উহ্<উচ্ছ্<উৎস]।
৪=[চট্ট]—বি. মাছ কুচিলা সাপ কাঁকড়া প্রভৃতির গর্ত বা সুরঙ্গ ॥
৫=[রা]—বি. ছিদ্র ॥ ডালাডাত্ উশ্ আসে।
৬=[রা]—বি. ঢেঁকির উদুখল ॥

উশ্‌কা=[সি]—বিণ. যুবতী ॥ উশ্‌কা মাইয়া।

উশ্‌কাটা=[খু]—ক্রি. শ্বাস টানা ॥ [দেখ উশানো~২~+কাটা]।

উশ্‌কাঠি=[রা]—বি. চুলার আগুন উসকাইবার দণ্ড বিশেষ ॥

উশ্‌কানা=[পা]—বিণ. বুদ্ধিহীন ॥ [হোশ هوش ফা.+কানা; তুং দিন-কানা]।

উশ্‌কানি=[রা]—বি. ইঙ্গিত, প্ররোচনা ॥ [<উস্কানি]।

উশ্‌কানো=[দি]—ক্রি. খুলিয়া ফেলা ॥ গতরের্ গাম্ছাটা উশ্‌কাইয়া থো। [<উচ্‌কানো; উচ্‌কনা হিং]।

উশ্‌কিটান্=[সি]—বি. হেঁচকা টান ॥ উশ্‌কিটান্ দিয়া দরিডা সির্। [<হুশকি<হেঁচকা]।

উশ্‌খুশ্=[ফ]—ক্রি. বিণ. মনে মনে বিরক্ত ॥ আমারে দেক্‌লেই শে উশ্‌খুশ্ করে। [=উস্‌খুস]।

উশ্‌টম্বর=[ম]—বি. উপলক্ষ ॥ ইদের্ উশ্‌টম্বরে বৌত্ টেহা গেসে। [অশ্‌টমর্ <অষ্টমই<অষ্টমী; হিন্দুদের পর্ব বিশেষ; অর্থ প্র.]।

উশ্‌টা=[কুম]—বি. বক ধরার ফাঁদ ॥ উশ্‌টা পাত্যা থও।
২=[রা, ব, দি]—বি. হোঁচট ॥ দেখে-শুনে না হাট্‌লে উশ্‌টা খাবে। [<উছটা <হোঁচট+আ প্র.]।
৩=[বা]—বি. উচ্ছিষ্ট ॥ আমি কারো উশ্‌টা খামু না। [<উশিট্‌ঠ<উচ্ছিষ্ট]।
৪=[পা]—বি. খোক্কা ॥
৫=[ম]—বি. চড় ॥ গালে উশ্‌টা মার্‌লে ॥ [দেখ উশ্‌টা~২~; অর্থ প্র.]।

উশ্‌টাইয়া=[সি]—অস. ক্রি. পদাঘাত করিতে করিতে ॥ [দেখ উশ্‌টা~২~+ইয়া অস. ক্রি. বিভক্তি]।

উশ্‌টা উশ্‌টি=[সি, চা]—বি. লাথালাথি ॥ পোলাপানে উশ্‌টা উশ্‌টি লাগাইসে। [দেখ উশ্‌টা~২~]।
২=[রা]—বি. চটাচটি, রাগারাগি ॥ [দেখ উশ্‌টা~২~; অর্থ প্র.]।

উশ্‌টানো=[রং]—ক্রি. গরু মহিষ প্রভৃতির কাম প্রবৃত্তি জাগা ॥ হাবার্ ছাগল্‌টা উশ্‌টাইছে।
২=[চা, কুম]—ক্রি. পদাঘাত করা ॥ উশ্‌টাইয়া অর্ কাহাইল্ বাংমু। [দেখ উশ্‌টা~২~+নো প্র.]।
৩=[ফ]—ক্রি. উপেক্ষা করা ॥ [দেখ উশ্‌টা~২~+নো; অর্থ প্র.]।

উশ্‌টি=[রং, ব]—বি. বক ধরিবার ফাঁদ বিশেষ ॥ উশ্‌টিতে বগ্‌লা পড়্‌ছে (রং)। [দেখ উশ্‌টা]।
২=[রং]—বি. মাছ ধরার ছোট যন্ত্র বিশেষ ॥ উশ্‌টিত্ বোয়াল কান্‌দাইছে।

উশ্‌টুংগা=[ম]—বি. ঘুঘুরে পোকা ॥ [দেখ উচুংগা]।

উশ্‌টুম্=[চা, খু]—বি. উপলক্ষ ॥ কোন্ উশ্‌টুমে যামু? [দেখ উশ্‌টম্বর]।
২=[ক, কু]—বি. আরম্ভ, উপক্রম ॥ এখন্ কামের্ কতা উশ্‌টুম্ কর।

উশ্‌টুম্বু=[ম]—বি. কোনও কাজের উদ্যোগকারী মূল ব্যক্তি ॥ তিনিই এ কামের্ উশ্‌টুম্বু। [দেখ উশ্‌টম্বর]।
২=[রা]—বি. আরম্ভ ॥ ছেলেটির্ আবার্ জর্ উশ্‌টুম্বু হচে।

উশ্‌টে=[ব, রা]—ক্রি. বিণ. রাগান্বিত অবস্থায় লাফাইয়া ॥ লোক্‌টা উশ্‌টে তার্ বৌকে মার্‌তে গেল্।

উশ্‌ঠা=[কুম, নো]—বি. উচ্ছে তর-কারী, করলা ॥ [<উচেছ]।

উশ্‌ঠি=[রা]—বি. বক ইত্যাদি পাখি ধরার যন্ত্র বিশেষ। [দেখ উশ্‌টা]।

উশ্‌ঢুংগা=[রা]—বি, পতঙ্গ বিশেষ ॥ [দেখ উচুংগা]।

উশ্‌না=[ম]—বিণ. গরম ॥ কেডারে উশ্‌না পানি কালায়্? [উশ<উষ্ণ+না প্র.]।

উশ্‌না আলু=[রং]—বি. সিদ্ধ আলু ॥ [দেখ উশম্]।

উশ্‌নিউশ্=[নো]—বি. বদখোয়া, কু খেয়াল বা কামনা ॥ রাড়ি বুড়ির্ উশ্‌নিউশ্।

উশ্‌বিশ্=[পা]—বি. পীড়া, যন্ত্রণা. অশান্তি, কোন কিছু প্রকাশ করিতে না পারার ভাব ॥

উশ্‌মা=[সি]—বি. কাঁকড়া ॥ খরের্ মদ্দে উশ্‌মার্ গদ্দ কেরে?

উশ্‌মানি=[রং]—বি. ডিমে তা দেওয়া ॥ নাল্ মুর্‌গিটা উশ্‌মানি বৈশাছে। [<উষ্ম+আনি প্র.]।

উশ্‌মার্=[দি]—সর্ব. উহাদের, তাহা-দের ॥ উশ্‌মার্ বাড়ি কুন্‌ঠে?

উশ্‌ম্যা=[রং]—বি. ডিমে তা দেওয়া ॥ নাল্ মুর্‌গিটা উশ্‌ম্যা বৈশাছে। [<উষ্ম+আ প্র.]।

উশ্‌রানো=[রা]—ক্রি. আরম্ভ করা ॥ কাজ্ উশ্‌রায়া আও কৈ? [উশুর্<শুরু <শুরু' شروع আং+আনো প্র.; নামধাতু; তুং উরুকি]।

উশ্‌লানো=[কুম]—ক্রি. নাড়া দেওয়া। নিবা আগুন্ আর্ উশ্‌লাইও না। [<উছ লানো]॥

উশ্‌শানো=[রা]—ক্রি. কোন কার্য শুরু করা ॥ [দেখ উশ্‌রানো]।
২=[রং]—ক্রি. এড়াইয়া যাওয়া ॥ কাঁর্ জানে যে জিনিশ্‌লা উশ্‌শি জাইবে।

উশ্‌শি=[ফ]—বি. শিষ ॥ উশ্‌শি তর্ কাবি।

উশ্‌শে=[রং]—অস. ক্রি. চোয়াইয়া ॥ ছেন্‌দা পাইলা থাকি দুধ্‌গুলা উশ্‌শে পৈল্। [<উপ্‌চে<উৎপত্য সং]।

উসর্ পাশর্=[খু]—বি. বাধাবিঘ্ন অতিক্রমের চেষ্টা ॥

উসল্‌কেতু=[সি]—বিণ. ছলনাকারী ॥ উসল্‌কেতুর্ লগে চৈ'ল্‌ল না। [উছল <ছল+কেতু=কেতুগ্রহ]।

উসা=[ম]—বিণ. বাছাইকরা ॥ উসা বাল্। [<উচ্ছিত]।

২=[য]—বিণ. ভাজা ।। উসা চ'উল্ কিনে কেন্ ?
৩=[চা]—বি. আস্তর ঘষিয়া সমতল বা পালিশ করিবার যন্ত্র ।। উসা দিয়া গণা দেও।
৪=[ম]—বিণ. অপ্রয়োজনীয় ।। আমি ঐলাম্ গিয়া এই বারির্ উসা মানু। [<উচ্ছ]।

উসাই=[স]—বি. আনন্দ ।। আইয়্ তোমার্ উসাইর্ দিন্। [<উৎসাহ]।

উসাইদ্যা=[চট্ট]—বিণ. অপব্যয়ী, খরচে পটু ।। তোন্নান্ উসাইদ্যা আঁই নঅ দেই। [<উচ্ছেদ+ইয়া প্র.]।

উসাউসি=[খু]—বি. প্রতিদ্বন্দ্বিতা ।।

উসাট্=[সি]—বিণ. দোহনের সময় লাথি মারে এমন ।। গাইটা উসাট্। [<উচাটিয়া<উচ্চাটন]।

উসাত্=[চা, কুম]—ক্রি. বমি ।। হ্যার্ বুঝির্ কলেরা ঐসে, খালি বারে বারে উসাত্ করে আর্ গাড যায়। [<উৎসাদ]।

উসাদ্=[কুম]—বি. বমি ।। [দেখ উসাত্]।

উসাদ্যা=[কুম]—বিণ. ধ্বংসকারী, বিনাশকারী ।। উসাদ্যা গাবুর্ ।। [দেখ উসাইদ্যা]।

উসানো=[চট্ট]—ক্রি. ছন দিয়া ছাওয়া ।। গর্ আন্ উসাও।
২=[ফ]—ক্রি. চালের পচা ছন ঝাড়া ।। চ'ল্‌ডা উসাও। [<উৎসাদন]।
৩=[ব]—ক্রি. চালের ছানি উঠাইয়া ফেলা ।। [দেখ উসানো২]।
৪=[সি]—ক্রি. বাছিয়া লওয়া ।।
৫=[ফ]—ক্রি. মারার উপক্রম করা ।। উসানের শাথে শাথে সে দৌর্ দ্যা পালাইল্।
৬=[চা]—ক্রি. অগ্রসর হওয়া ।। বাতাশের্ চোঁডে নাওডা উসাইতে পারে না। [<উথানো]।
৭=[বা]—ক্রি পুরাতন বাঁধন খোলা ।। [<দেখ উগানো২]।

উসাপিস্=[সি]—বি. অস্বস্তি ।। আর্ থাকুম্ না, উসাপিস্ লাগ্‌তাসে। [উস্‌পিস্]।

উসারা=[ম]—বি. বারান্দা ।। [দেখ উশারা]।

উসালেন্=[কুম]—ক্রি. নাড়িয়া দেওয়া ।। আগুনের্ পাইলাডা উসা-ইল্লা দ্যাও। [<উচ্চালন]।
২=[কুম]—ক্রি. খোলা ।। গর্‌ডার্ চ'ল্ উসাল। [উঁছ্<উচ্চ সং+আন; নামধাতু]।

উসাল্=[সি, কুম]—বি. বমি ।। তে উসাল্ করিগর্ বরাই হালাইসে। [দেখ উসাদ্]।

উসি=[কুম]—বি. তালি ।। আমার্ নাওডাত্ উসি দিতে ঐব।

উসিত্=[সি]—বি. আহারের অবশিষ্টাংশ, উচ্ছিষ্ট ।। কেঐর্ উসিত্ খাওন্ ঠিক্ না। [<উচ্ছিষ্ট]।

উসিবিসি=[সি]—বি. ঝামেলা ।। এত উসিবিসি পোষাইতাম্ না।

উসিয়াল্লা=[সি]—বি. বদৌলত, অন্যের সাহায্য ।। তোমার্ উসিয়াল্-লায় আমার্ এই কাম্ ঐসে। [দেখ উচি'লা]।

উসিল্লা=[সি]—বি. উপায়, কারণ অবলম্বন ।। [দেখ উচি'লা]।
২=[চা, ম]=বি. ছুতা ।। উসিল্লা দৈরা হইরা থাক্‌লে চ'লত না। [দেখ উচি'লা]।

উসুরা=[চা] -বি. ঘরের বারান্দা ।। [দেখ উশারা]।

উসুল্=[নো]—বি. কারণ ।। রোগের্ উসুল্ বাইর্ কর। [<আসল্ اصل আঃ]।

উসুল্লা=[নো]—বি. উপলক্ষ ।। হিতার্ উসুল্লায় বালা ঐসি। [দেখ উচি'লা]।

উস্যাট্=[পা]—বি. <হোঁচট ।।

উসোট্=[চ]—বিণ. বেয়াড়া, অধৈর্য ।। উসোট্ গাইটা লাথি মারে। [দেখ উসাট্]।

উসোয়ে চালা=[ব]—ক্রি. উপেক্ষা করা ।। আমার্ কথাগুলি উসোয়ে চালুকে। [উসোয়ে<উসাইয়া<উস (নামধাতু)+ইয়া প্র.]।

উস্‌উসা=[ব]—বিণ. উঁচু ।।

উস্‌কানো=[ক]—ক্রি. ক্রোধান্বিত করা, সাহায্য করা, পক্ষপাতিত্ব করা ।। এত উস্‌কাই দ্যাও ক্যা ? [উস্কানো<উৎকাশন সং; তুং উসকানা, উক্সানা হিং]।

উস্‌টা=[চা]—বি. বাধা ।। কাম্‌ডার্ খালি উস্‌টা লাগে। [<হোঁচট]।

উস্‌তা=[রা]—বিণ. খৎনা কারী ।। [<উস্তাদ]।
২=[পা]—বি. উচ্ছে, করলা ।। উস্‌তা তর্‌কারি তিতা লাগে। [দেখ উইস্‌তা]।

উস্‌তিত্=[চট্ট]—বিণ. উপস্থিত ।। আশামি উস্‌তিত্। [<উপস্থিত]।

উস্‌তুর্=[চা]—বি. বয়স্কা, বিবাহের উপযুক্তা ।। উস্‌তুর্ মাইয়াডার্ বিয়া অয়্ না ক্যেরে? [<স্ত্রী; দেখ উচ্‌থুর্]।

উস্‌তে=[খু]—বি. উচ্ছে ।। [দেখ উস্‌তা]।

উস্‌নিগুলা=[ক]—বি. খড়ের চালের বাহিরের অংশ ।। উস্‌নিগুলায় যাইয়া কি কর?

উস্‌প্যাস্=[চা]—বি. বিশৃঙ্খলা ।। বাবির্ উস্‌প্যাসে যাইতাম্ পারি না।

উস্‌রাগর্=[কুম]—বি. পাকঘর ।। [<রসুই ঘর]।

উস্‌লত্=[চা, ম, সি]—বি. উপলক্ষ, ছুতা, অছিলা ।। আপ্‌নের্ উস্‌লতে আমার্ এই কাম্‌ডা ঐল্। [দেখ উচি'লা]।

উস্‌লা=[সি]—ক্রি. বিণ. বাড়াবাড়ি, উচ্ছৃঙ্খল ।। ই উস্‌লা ঐল্ কেন্‌রে?

উস্‌লানো=[ম]—ক্রি. বাছাই করা ।। হে উস্‌লাইয়া বালা জিনিশ্ নিসে। [দেখ উচ্‌লানো২]।
২=[চা]—ক্রি. উপেক্ষা করা ।। তুই নব্‌কাবে আমার্ কথা উস্‌লাইয়া

চ'লন্ ।

৩=[ক]—ক্রি. ঝাড়িয়া ফেলা ॥ কুশি গুলো উস্‌শাবে ফ্যাল্ । [<উচ্ছালন কিংবা উত্তালন]।

উস্ল্যাত্=[পা, ক, কু]—বি. সূত্র, অছিলা ॥ মর্ মার্ যা কোন্ উস্‌লাত্ পেলেই ঝ'গ্‌ড়া করে । [দেখ উচি'লা]।

উস্লোড্=[য]—বি. বিপদ ॥ নানা উস্‌লোডে পরিসি ।

উস্সব্=[চট্ট, ক]—বি. উৎসব ॥ পুবার্ বিয়ার্ উস্‌সব্ । [<উৎসব]।

উস্সল্=[চট্ট]—বি. আদায়, ওয়াশীল ॥ খাযানা উস্‌সলের্ ভার্ ডিতার্ উপ্‌রে। [<বসুল وصول আং]।

২=[চট্ট]—বি. নীতি ॥ হিতার্ দলের্ কোন উস্‌সল্ নাই । [উসূল<আসল اصل আং শব্দের বহুব.=মূল, নিয়ম]।

৩=[চট্ট]—বি. মন্ত্র বা যাদুর প্রভাবে কিছু খাইয়া ক্ষতিগ্রস্ত হইলে তাহা হইতে আরোগ্য লাভের ব্যবস্থা ॥

উস্সিলা=[ম]—বি. বৃষ্টির সময় ঘরের চাল হইতে পড়া পানি ॥ উস্‌সিলার্ পানি কি খাওন্ যায় ?

উস্সিস্=[নো. কুম]—বি. লোভ, খাইবার ইচ্ছা, খাইতে না পাওয়ার জন্য আফসোস ॥ পোলাপানে খাওন্ দেইক্‌লেই উস্‌সিস্ করে ।

উস্সুর্=[খু]—বিণ. ভরপুর ॥ পানি পুরে একেবারে উস্‌সুর্ হয়্যা গ্যাসে ।

উহগার্=[খু]—বি. উপকার ॥ [<উগ্‌গার <উপকার]।

উহা=[ফ, পা]—বি. হুক্কা ॥ উহাত্ তামুক্ ধর্ । [<হুক্কা: حقه আং]।

উহা ফুট্‌লা=[সি]—বিণ. কোনও আকস্মিক কারণে শ্বাসরোধ ॥ পুমাড়া উহাফুট্‌লা হৈ গেসে । [<উঁশা <উশ্বাস=শ্বাস]।

উহাল্=[কুম] —বি. শস্য হানি ॥ বৈন্যায় এইবার্ খেত্ উহাল্ গ্যাসে । [<অকাল<আকাল ; অর্থ প্র.]।

উহাশ্=[পা]—বি. বাজপাখী ॥ উনুনি গাসের্ আগায় উহাশ্ বৈশা আসে । [দেখ উকাশ্]।

উহুম্=[ফ]—বি. আদেশ, নির্দেশ ॥ আল্লার্ উহুম্ সারা এক্‌টা পাতাও নরে না । [উকুম <হুক্‌ম حكم আং]।

উহুরানো=[য]—ক্রি. পালে পালে দৌড়ানো ॥ শারা পেয়ে গরুগুলি উহুরেসে ।

উহুন্=[য]—বি. শকুন ॥ [<হক্কুন <শকুন]

উহুন্ মারা=[য]—ক্রি. বক্র কটাক্ষ করা । আমার্ দিকে তুমি উহুন্ মার কেন্ ?

উহ্যা=[ফ]—বি. হুক্কা ॥ [দেখ উহা]।

উহৈল্=[বা]—বি. বমি ॥

উহো=[য]—বি. হুকা ॥ উহোত্ তামুক ভর্ । [<হুকো ; দেখ উহ্যা]।

এ

এআই=[কুম]—অস. ক্রি. সব কাজ সারিয়া ॥ অাঁই এআই আইসি।

এই অক্‌কে=[চা]—অব্য. এই দিক দিয়া ॥ [<এই মুক্তে<এই+মুখ+এ অধিকরণে কিংবা <এই দিকে]।

এই আইল্ খিলা=[ম]—অব্য. এই আসিল বলিয়া ॥ শবুর্ করো, এই আইল্ খিলা । [<এই+আইল< আসিল+বলিয়া]।

এই এক্‌থালা হাত্ পা=[রা, কুম]—বিণ. খুব মোটা সোটা ॥

এইও=[কুম]—অব্য. সম্বোধন সূচক ॥ এইও কতা হুইন্না যাও । [<এই +ও]।

এইংকা=[রং]—বিণ. এই রকম, এমন ॥ এইংকা কাম্ না করিন্ যাহে।

এই কাইত্=[চট্ট]—ক্রি.বিণ. এখানে ॥ এই কাইত্ আর্ ন আইস্যর্ । [<এই +ঠাঁই+ত অধিকরণে]।

এই কিত্তা=[চা কম]—ক্রি. বিণ. এই বার ॥ এই কিত্তা দিয়া কর্ মু । [<এই +কিস্‌তা <কিস্‌ত قسط আং]।

এই ক্যানে=[রা]—অব্য. অতএব ॥ [এই+কারণে]।

এই ক্যান্‌বেল্=[খু]— ক্রি. বিণ. এতক্ষণ পর্যন্ত ॥ এই ক্যান্ বেল্ তোর মন্‌নি বশি আসি । [<এইক্ষণ <এতক্ষণ+বেলা]।

এইক্কন্ = [কুম] — ক্রি. বিণ. এখন ॥ এইক্কন্ কোনু কাম্ নাই । [<এইক্ষণ]।

এই ক্কা=[চট্ট]— ক্রি. বিণ. এখানে, এই দিকে ॥ এইক্কা আইও না । [দেখ এইঅক্কে]।

এই খকানো=[চা]—ক্রি. শোকে দুঃখে ঘনঘন শ্বাস প্রশ্বাস ত্যাগ করা ॥ মাইরের্ চো'টে এইক্‌কাতে শুরু কর্‌সে । [দেখ হিক্কা+আনো ; নাম ধাতু]।

এইখ্‌দ্যা=[রা]—বি. উকুন ॥

এই ঘড়ি=[দি]—ক্রি. বিণ. এইমাত্র ॥ [<এই+ঘড়ি=সময়]।

এই চো'ডে=[কুম]—ক্রি. বিণ. এই বারে ॥ এই চো'ডে তরে দেহামু । [<এই চোটে]।

এইচ্'চ'া=[নো] – বিণ. এইরূপ ॥ এইচ্'চ'া কর ক্যা ? [<অয়সা হিং]।

২=[চা]—অস. ক্রি. সেচন করিয়া ॥ পানি এইচ্'চ'া মাস্ ধর্‌মু । [<হেইচ্‌চা<সেঁচিয়া]।

এইজাল্লি=[রা]—বি. লবণ তুলিবার

চাবচ ॥

এইব্‌যা=[চট্ট]—বিণ. একটা ॥ আমার্ মাগ্যা এইব্‌যা ভাব্ আইনো্যা । [<এক +দা প্র.]।

এইট্‌টে=[ক]—ক্রি. বিণ. এই খানে ॥ এইট্‌টে আয়্ । [<এই ঠাঁই]।

এইঠে=[দি]—ক্রি. বিণ. এইখানে ॥ এইঠে তোর্ বাপের্ কি? [দেখ এইট্‌টে]।

এইডা—[ঢা]—সর্ব. এইটা ॥ এইডা এ্যাহন্ পাই না । [<এইটা]।

এই ডুত্‌তে=[ম]—ক্রি.বিণ. এইমাত্র ॥ আমি এইডুত্তে ছিয়ান্ দিয়া আইলাম্ । [<এই টুকুতে]।

এইতড়ি=[পা, কু]—অব্য. এই পর্যন্ত ॥ এইতড়ি পড়া বৈল্ । [<এইত তলাক <এই+তলক হিং]।

এইত্তা=[ম]—অব্য. ইহা ॥ এইত্তা দিয়া কি অয়্? [<এই+তা]।

এইতান্=[ঢা]—সর্ব. এই সকল লোক ॥ এইতানের্ খালায় মর্‌লাম্, কৈ যাই। [এইতা+ন বহুব.র বিভক্তি]।

২=[ঢা]—সর্ব. এইগুলি ॥ এইতান্ আমার্ কামে কৈও না। [পূর্বে দেখ]।

এইতান্ হেইতান্=[ঢা]—বি. সামান্য জিনিস ॥ এইতান্ হেইতানে প্যাড্ বরে? [দেখ এইতান্ +হেইতান অনুঃ]।

এইতারে=[কম]—সর্ব. তাহাকে (পুং) ॥ এইতারে ডাক্‌সে। [দেখ এইত্তা+রে বিভক্তি]।

এইতুকি=[নো]—ক্রি. বিণ. এই পর্যন্ত ॥ [দেখ এইতড়ি]।

এই ত্যালা=[ফ]—ক্রি. বিণ. এখন ॥ আমি এইত্যালা যাইম্ । [<এইত+ বেলা=এখন]।

এইতো=[ঢা]—ক্রি. বিণ. এইখানে। এইতো আমি। [<এই+ত]।

এইত্‌তরে=[পা]—ক্রি. বিণ. এই-দিকে ॥ এইতৃতরে আয়্ ।

এইত্‌তলাক্=[ঢা]—অব্য. এই পর্যন্ত ॥ এইতৃতলাক্ আমার্ বাগা। [<এই+তলক হিং]।

এইত্‌তলাম্=[ঢা]—বিণ. এই পর্যন্ত ॥ এইতৃতলামে শেশ্, আর্ ওগ বাইরে যাইতাম্ না। [দেখ এইত্-তলাক্]।

এইত্‌তারা=[রা]—ক্রি. বিণ. এই-মাত্র ॥ এইতৃতারা আইলাম্। [<এই-মাত্র]।

এইত্‌তে=[দি]—ক্রি. বিণ. এখান হইতে ॥ এইতৃতে শর্, নৈলে থাপড় দিমু ॥ [<এই আন তেকে=এইখান থেকে]।

এই দাম্‌তি=[রং]—বিণ. এইরূপ ॥ এই দান্‌তি কথা আছিল্ নায়্। [<এই+ধরণ+তে (সপ্তমী বিভক্তি)]।

এই দির্=[খু]—ক্রি. বিণ. এইদিকে ॥ এইদির্ আয়্। [<এইদিক]।

এইন্=[ম]—ক্রি. বিণ. এখন ॥ এইন্ কি তুমি হাডে যাইবা। [<এখন]।

২=[সি]—সর্ব. ইনি ॥ এইন্ আমার্ মামু। [<ইনি]।

এইন্‌ডো=[ম]—ক্রি. বিণ. এখানে ॥ এইন্‌ডো আয়্। [<এই খানটা]।

এইন্‌থিকা=[ম]—ক্রি. বিণ. এখান হইতে ॥ তুমি এইন্‌থিকা যাও। [<এই-হান থাইকা <এইখান থেকে]।

এইন্‌না=[দি]—বিণ. একটুকু ॥ [<এইখানি]।

এই পাইল্=[কুম]—ক্রি. বিণ. এদিক ॥ কুত্তাডা এই পাইলে গেসে। [<এই পাই (দিক)+ল]।

এইবার্‌কা=[ঢা]—ক্রি. বিণ. এইবার ॥ এইবার্‌কা দ্যাশের্ অবস্থা খারাপ্। [এইবার+কা]।

এই বেইল্=[ঢা]—বি. সকালবেলা ॥ আমি এইবেইলে খাইমু না। [<এই +বেইল>বেলী=বেলা]।

এইবেরা=[চট্ট]—ক্রি. বিণ. এইবার ॥ এই বেরা বিয়া কৈর্‌মু। [<এইবার]।

এইয়িন্=[চট্ট]—অব্য. এইগুলি ॥ [<এই+গুলিন=গুলি]।

এইয়ুন্=[চট্ট]—অব্য. এইগুলি ॥ এইয়ুন্ দিয়া কি লাভ্ হৈব? [দেখ এইয়িন্]।

এইয়ে=[কুম]—সর্ব. ইহাই ॥ এইয়ে পথ্, এই পথে যাও। [<এই+ই]।

এইয়্যা=[চট্ট]—অস. ক্রি. রাখিয়া, থুইয়া ॥ কাপড়্‌খান্ এইয়্যা দিতে ভুমাই পড়িয়ে। [এড়িয়া √এড় ; দেখ এইর্‌য়্যা]।

২=[ম]—অব্য. এইতো ॥ এইয়্যা কার্ ঐয়্যা গেলেগ্যা। [<এই+যা]।

এইরা=[চট্ট]—ক্রি. বিণ. এইবার, এখন ॥ [<এই+বারা=বার]।

এইরা খাওয়া=[বা]—ক্রি. কাড়িয়া খাওয়া ॥ [এইরা<এড়িয়া+খাওয়া]।

এইর্‌য়্যা=[কুম]—অস. ক্রি. রাখিয়া, থুইয়া ॥ কলম্‌ডা এইর্‌য়্যা দেও। [দেখ এইয়্যা]।

এইলা=[ঢা, কুম]—সর্ব. সে ॥ এইলা আমার্ সোড্ডুপুত্তুর্। [<এই + লা=টা]।

২=[রং, দি]—বিণ. এই সমস্ত, এই-গুলি ॥ এইলা কথা তোঁক কার্ কৈল্ (রং)। [<এইউলা<এইগুলা]।

এইল্‌চামো=[রং]—বি. ইয়ারকি ॥ তুই মোর্ শুদ্দার্ এইল্‌চামো করিছ্ কেন্? [<এইল্‌চা+আমো ভাবার্থে]।

এইল্‌লা=[চা, কুম, ম]—বিণ. এই রকম ॥ [এই+লা=প্রকার]।

এইশারা=[বা]—ক্রি. বিণ. এইবার ॥

এইসা গেইসা=[ম]—বি. ছোট ছোট ॥ [দেখ এইচ্‌'চা'; গেইসা অনুঃ]।

এইস্‌ত্তে=[সি]—ক্রি. বিণ. এখানে হইতে ॥ [এই স্থান+তে=হইতে]।

এইস্‌সা=[কুম]—বিণ. এইরকম ॥ এইস্‌সা সোনার্ মানুশ্ আর্ নাই। [দেখ এই'চ্‌'চা]।

এউক্কা=[বা]—বিণ. একটি ॥ আমার্ মোড়ে এউক্কা পোলা। [<এক+উয়া <গুয়া ; বর্ণ বিপর্যয় ; দেখ এওগা]

এউক্‌গা=[কুম]—বিণ. একটি ॥ এউক্‌গা আর্ দেও। [দেখ এউক্কা]।

এউক্‌রানো=[ফ]—ক্রি. বিকৃত করিয়া

কাঁদা ।। [<কুকরান<কুকরা+আন]।

এউত্তা=[সি]—ক্রি. বিণ. ইহা ।। তুমিও এউত্তা খানো। [<এ+ও+ত্তা]।

এউয়া=[সি]—বিণ. স্বামী পরিত্যক্তা ।। এউয়া বেটি এখন্ কি করে? [বেওয়া <বেবহ্ بيوه ফা.]।

এউয়ানো=[ক]—বি. পানি ঘোলা করা ।। পানি এউয়াইস্ না। [<আউড়ান]।

এউলা=[সি]—বি. আমলকী ।। এউলায় বালা আচ'র্ অয়্। [<আমলাই <আমলকী]।

২=[রা]—বি. কাশ জাতীয় ঘাস ।। এউলা দি ঘর্ ছালে বেশি দিন্ টিকে না। [<উলা<উলু]।

এউলা এউলি=[সি]—বি. কোলাকুলি ।। [=কেউলা কেউলি=কোলাকুলি]।

এউল্‌লো=[চট্ট]—বিণ. এইরকম ।। এউল্‌লো মানুশ্ আর্ আঁই ন দেই। [এই+লো=প্রকার]।

এউশা বেউশা=[সি]—বি. মিঠাই, সন্দেশ ।। এউশা বেউশা লৈ শশুর্ বারি যাইবায়্।

এওগা=[চা]—বিণ. একটা ।। এওগা টেহা দ্যাও। [<এওগ্‌গা<এক্ গোআ <এক গোটা]।

এংকার্=[সি]—বি. উপহাস ।। [<ইনকার انكار আং=অস্বীকার]।

এংকুর্=[ম]—বি. সাবাস ।। [এনকোর encore ফ্রে.]।

এংগুল্=[কুম]—বি. দরজার চৌকাট আটকাইবার ছিদ্রযুক্ত লোহার পাত ।। [<অঙ্গল<অর্গল সং]।

এঁচি=[খু]—বি. মাছ ধরিবার সরঞ্জাম ।।

এঁজি=[কু]—বি. হালের বামাদিক ।।

এঁডির্ মা কেডি=[চট্ট]—বিণ. বাজে লোক ।। এঁডির্ মা কেডি তুইআ মাতিস্ না।

এঁতুত্তে=[চট্ট]—ক্রি. বিণ. এখন ।। হিতে এঁতুত্তে চ'লি গেইল্ গৈ ।। [<এইত্ত>এইমাত্র]।

২=[চট্ট]—ক্রি. বিণ. এইসময়ে ।। [<এই ওক্ত وقت আং+এ (বিভক্তি)]।

এঁরূমে=[চট্ট]—ক্রি. বিণ. এইরূপে, এই ভাবে ।। [<এমনে]।

এঁয়েক্কা=[চট্ট]—বিণ. এইদিকে ।। [দেখ এই অক্কে]।

এঁয়েত্তুত্তা=[কু]—বিণ. এইরূপ ।। এঁয়েত্তুতা কথা আর্ কোবে না। [<এই+তা]।

এঁহুঁ=[চট্ট]—অব্য. না, না ।। [=উহুঁ]।

একিকালে=[রং]—ক্রি. বিণ. একেবারে ।। একিকালে শগৈ খালি। [<একই কালে]।

একুনা=[রা]—বিণ. এতটুকুন ।। মোকে একুনা পানি দ্যাও। [<এক+উন +আ]।

একুর্=[ঢা]—বি. আমন ধান বিশেষ ।।

এক্কৈ=[চট্ট]—বিণ. একই ।। হিতারা এক্কৈ মায়ের্ পোয়া। [<এক+ই]।

একখুন্=[চট্ট]—ক্রি. বিণ. এখন ।। [<একখন<এইক্ষণ]।

এক্‌ট্টে=[রা]—ক্রি. বিণ. এইদিকে ।। [<একটেরে]।

এখুন্=[পা, কু]—ক্রি বিণ. এখন ।। এখুন্ কড়ি যাবু? [<এখন]।

এখুর্ দেওয়া=[কম]—ক্রি. আগাইয়া দেওয়া ।।

এগিন্=[চট্ট]—বিণ. এইগুলি ।। [<এইগুলি=গুলিন]।

এগু=[সি]—বিণ. একটি ।। এগু বরৈ দেরে বা। [দেখ এওগা]।

এগুইল্‌লা=[চট্ট]—বিণ. বলিষ্ঠ ।। এগুইল্‌লা পোয়া। [<এক গোঁ+ইলা প্র.]।

এগুয়া=[সি]—বি. এক প্রকার মাছ ।।

এগুলাইচ'=[কম]—বিণ. এইগুলি ।। [এইগুলি+চ]।

এগুর্=[কুম]—বিণ. যাহার একহাত

এচিঁ=[সি]—বি. হাঁচি ।। এচিঁ দাও কেন্? [<হাঁচি]।

এচ্‌কি=[সি]—বি. হিক্কা, হেঁচকি ।। [<হেঁচকি]।

২=[চট্ট]—বি. ভেষজ ছোট গাছ বিশেষ ।।

এচ্‌কি মেচ্‌কি=[চট্ট]—বি. ছেলে মেয়েদের খেলা বিশেষ ।। পোয়া হগল্ এচ্'কি মেচ্'কি খেলের্।

এজ্জি=[রং]—বি. চাকু, ছোট ছুরি ।। এজ্জিখান্ দি নখ্ কাট্‌মু।

এটি=[রা]—ক্রি. বিণ. এখানে, এস্থানে ।। [<এঠাঁই]।

এটু=[পা, কু]—বিণ. অল্প ।। আমাক এটুতিনি খাবা দে। [<একটু]।

এটু বেটু=[সি]—বি. ছোট পাত্র ।। এটু বেটু কন্‌ডা নাইনি ইডা রাখ্‌বার্ লাগি। [এটু অনু:+বেটু <বাটি+উয়া প্র.]।

এট্টুআনিক্=[কুম]—বিণ. অল্প, কতটুকু, ছোট ।। আরে এট্টুআনিক্ সালুন্ দিসে। [<একটু খানি+ক]।

এট্টুক্=[কু]—বিণ. অল্প পরিমাণ ।। [<একটুক]।

এট্টুলোক্=[কুম]—বিণ. অতি সামান্য ।। [<এতটুকুন; বর্ণ বিপর্যয়]।

এট্টুশ্‌খান্, এট্টুশখানি=[খু]—বিণ. সামান্য, ক্ষুদ্র ।। [দেখ এট্টু আনিক্]।

এট্টুহান্=[কুম]—বিণ. অল্প, ক্ষুদ্র, ছোট ।। এট্টুহান্ পানিত্ মাস্‌গুলি মার্‌মু। [দেখ এট্টুশ্‌খান্]।

এঠি=[রা]—ক্রি. বিণ. এখানে ।। এঠি আইশ্। [দেখ এটি]।

এডিন্=[কুম]—বিণ. এইগুলি ।। এডিন্ দিয়া আমি কি কর্‌মু। [দেখ এগিন্]।

এডিয়ার্=[চট্ট]—ক্রি. বিণ. এখানকার, এই জায়গার ।। [<এ দিককার]।

এডুক্‌কুন্=[খু]—বিণ. অল্প ।। এডুক্‌কুন্ ত্যাল্ দ্যাও। [<এই টুকুন]।

এড়ি=[ব]—বিণ. পায়ের গোড়ালি ।। কেমন্ যুতা হে, পায়ের্ এড়ি চোকে

না। [এড়ী হিং]।

২=[নো]—ক্রি. বিণ. এখানে ।। আহ এড়ি আসি। [দেখ এঠি]।

৩=[চট্ট]— বি. এক ।। [<একটি]।

এড়িবেড়ি=[না]—বিণ. বিশৃঙ্খলা, গোলমাল ।। [=কেরাবেরা]।

এড়িয়া যাওয়া=[রং]—ক্রি. ত্যক্ত হওয়া ।। অতো এড়িয়ে গেলি কেনে ? [<এড়াইয়া √এড়]।

এতরি=[কুম]—বিণ. অনেক ।। হ্যাম্ এতরি মাস্ পাইসে। [<এততি <এতটি]।

এতি=[রা]—বিণ. শৈবাল জাতীয় আবর্জনা ।।

২=[কুম]—সর্ব. এই (স্ত্রীলোক)টি ।। এতির্ যালাম্ গরে আই না।

এতিন্=[নো]—সর্ব. তিনি, উনি ।। [<এতি+ন (সম্মানার্থে)]।

এতিল্কু=[সি]—ক্রি. বিণ. এখন ।। এতিল্কু আমি আর্ কি তার্ কর্মু। [এই তলক]।

এতুডি=[কু]—বিণ. অল্প ।। এতুডি মুড়ি খাইবার্ চ'ায়্ না। [এতটি (স্বল্পার্থে)]।

এতুত্=[সি]—অব্য. ইহাতে।। এতুত্ কিতা। [এইতাত < এইতা + ত (বিভক্তি)]।

এতুন্গুয়া=[চট্ট]—বিণ. এতগুলি ।। [<এত গুলা]।

এত্তি=[ম]—ক্রি. বিণ. অল্প ।। এত্তি এত্তি কৈরা ঐ অনেক্ অয়্। [দেখ এতুডি]।

২=[রং]—ক্রি. বিণ. এখন ।। মুই এতৃতি ভাত্ খাইছি ।। [এইতি< এইতো]।

৩=[রং] — ক্রি. বিণ. এইদিকে ।। এতৃতি আইশো ।। [এদি<এইদিক]।

এত্তি আত্তি=[ম]—বিণ. একটু আধটু ।। [এটু আড্<একটু আধটু]।

এত্তিবার্=[চা]—ক্রি. বিণ. এইমাত্র ।। এত্তিবার্ খাইতু আইলাম্ ।। [দেখ এতুতি+বার]।

এত্তিবিল্=[চা]—ক্রি. বিণ. এই মাত্র ।। এত্তিবিল্ নাইতু আইলাম্। [দেখ এতুতি$_2$+বিল<বেলা]।

এত্তিয়ার্=[চট্ট]—ক্রি. বিণ. এই ক্ষণে।। এতুতিয়ার্ বারিত্ যাইয়ম্। [দেখ এতুতিবার্]।

এত্তু=[ম]—বিণ. সামান্য পরিমাণ ।। [<এটু<একটু]।

২=[চা]—ক্রি. বিণ. এখানে।। [<এই+ত]।

এত্তুন্=[চট্ট] — ক্রি. বিণ. ইহা হইতে।। [<এই তুতে<এই থুনে= থেকে]।

এত্তুম্=[নো]—বিণ. এত, অধিক।। ২=[পা]—বিণ. এতবড় ।।

এত্তেলি=[রা]—ক্রি. বিণ. এখনি ।।

এত্থে=[কুম]—ক্রি.বিণ. এই ভাবে ।। তোমার্ কাপর্ডা এত্থে তৈরি কর।

এথি=[রা]—ক্রি. বিণ. এখানে।। এথি মানুশের্ খুব্ ভিড়্ ।। [দেখ এঠি]।

এদুগ্গুয়া=[চট্ট]—বিণ. এতগুলি ।। [দেখ এতুন্গুয়া]।

এদুঘ্ঘা=[চট্ট]—বিণ. এতটুকু ।।

এদে=[ক]—ক্রি. বিণ. এইদিকে।। তুমি এদে যাও ।। [<এইদে<এই দিকে]।

২=[ক]—অব্য. এই (সম্বোধনে)।। [<এই+দেখ্ ; তুং হেদে]।

এদো=[খু]—বিণ. বন্ধ্যা। গাইটা এদো ।।

২=[খু]—বিণ. জংগলময়, তিমিরাচ্ছন্ন ।। বাড়্গাটা এদো। [<এঁদো <আঁধুয়া<অন্ধুয়া<অন্ধ+উয়া]।

এদ্গি=[রা]—ক্রি. বিণ. এইদিকে।। [<এদিগুই<এইদিকে]।

এদ্দুল্লা=[ম]—বিণ. এতটুক ।। এদ্দুল্লা পুলার্ মুখে এ্যাত কতা।

এনি=[রা]—বি. এক প্রকার সর্প ।।

এনু=[চা]—বি. এক (গ্রাম্য ডাংগুটি খেলার গণনা—এনু দুনো, তেনো ইত্যাদি)।। [দুনোর সাদৃশ্যে]।

এনুবারি=[রা]—বি. গ্রাম্য ডাংগুটি খেলা বিশেষ ।।

এনৈর্=[সি]—বিণ. একরকম টক ফল ।।

এন্তির গরু=[নো]—বি. হালের বামদিকের গরু ।

এন্তুল্লা=[চট]—বিণ. এরূপ ।। এন্তুল্লা কথা ন কও বা। [<এই তুল্য]।

এন্তে=[চট্ট]—ক্রি. বিণ. এই স্থানে ।। এন্তে কিঅর্ লাই আইঅ ।। [<এখন্ থানে<এমন স্থানে]

এন্তো=[নো] — ক্রি. বিণ. বিনা পয়সায় ।। [< এমনিতে <এমন+ই+তে (বিভক্তি)]।

এন্দা=[কুম]—ক্রি. বিণ. এইদিক দিয়া ।। এন্দা বাযারে যাও। [<এইহান দিয়া< ইখান দিয়া]।

এন্দার্=[পা]—বিণ. এইরকম, এইরূপ ।। এন্দার্ আম্ উয়ার্ বাগানে নাই। [<এমন ধারা<এমন ধারা]।

এন্ ন্দির্ বেটি পেঅ্ন্দি=[চা]—অব্য. যেমন মা তেমন মেয়ে ।। [বাগ্ধিধি]।

এন্দু=[পা]—বি. হিন্দু ।। [<হেন্দু <হিন্দু, هندو ফা.]।

এন্দুর্=[ম]—বি. ইঁদুর ।। এন্দুরে কাপর্ কাইটা নাশ্ কর্সে। [<ইন্দুর]।

এন্দুর্কানি=[রা]—বি. একপ্রকার শ্যাওলা ।।

এন্নো = [কুম] —ক্রি. বিণ. একলা, একাকী ।। মুই এন্নো বাযারে যাইতে পার্মুনা। [দেখ এনু]।

এপিডোবি=[ম]—বি. এফিডেবিট ।। যাম্লায় এপিডোবি করান্ লাগ্বো। [<অ্যাফিডেভিট affidavit ইং]।

এফি=[ক]—ক্রি. বিণ. এদিকে।। এফি আয়্। [এই পাইল=দিক্]।

এফিল্=[কুম]— ক্রি. বিণ. এদিকে ।। এফিল্ আইঅ। [দেখ এফি]।

এবি=[পা] — ক্রি. বিণ. এমনই ।। [এবাই<এই বারেই<এই ভাবেই<এই +ভাব+এ+ই]।

এবিরা=[চট্ট]—ক্রি. বিণ. এই বার ।। [এ

+বারে]।

এবিরানা=[চট্ট]—ক্রি. বিণ. এই বার॥ [দেখ এবিরা+না অব্য.]।

এবেই=[পা, ফ]—ক্রি. বিণ. এমনই, শুধু শুধু॥ এবেই বল্লাম্ রাগ্ করো না॥ [<এই ভাবেই ; দেখ এবৈই]।

এবৈ=[ব]—ক্রি. বিণ. নিকটে, কাছে, এইদিকে॥ [দেখ এফি]।

এবৈই=[পা]—ক্রি. বিণ. শুধু শুধু॥ [দেখ এবেই]।

এভি=[রা]—ক্রি. বিণ. এখানে॥ [দেখ এফি]।

এভুল্‌লা = [নো] — ক্রি. বিণ. এই প্রকার॥ এ ভুল্‌লা কার্ বার্ দেখ্ সনি। [দেখ এনতুল্লা]।

এমি=[নো]—ক্রি. বিণ. এদিকে॥ এমি আয়্ [<এই মুহে<এইমুখে]।

এমিক্কা = [নো] — ক্রি. বিণ. এই দিকে॥ [<এ মুখ+ইয়া প্র.]।

এমিন্=[পা]—ক্রি. বিণ. এ দিক্॥ এমিন্ দিয়া যাও। [<এ মুহীন <এ মুখীন]।

এমিন্‌দ্যা=[পা]—ক্রি. বিণ. এই দিক্ দিয়া। এমিন্‌দ্যা তার্ বাড়ি পাবা। [দেখ এমিন্+দিয়া]।

এমিহিল্ = [ক]— ক্রি. বিণ. এই দিকে॥ এমিহিল্ যাও কৈ॥ [দেখ এমিন্]।

এমু=[চা]—ক্রি. বিণ. এমন॥ এমু কর ক্যান্। [<এমন,]।

এমুই=[নো, চট্ট]—ক্রি. বিণ. এদিকে, এই মুখী॥ হিতে এমুই আইয়েন্ (চট্ট)। [<এই মুহে<এই মুখে]।

এমুইত্‌তা=[কুম]—বিণ. এই রকম, এই রূপ॥ এমুইত্‌তা মানুশ্ আমি দেখি নাই॥ [<এই মত+ইয়া প্র.]।

এমুই হেমুই=[চট্ট]—ক্রি. বিণ. এ দিক্ সেদিক্॥ এমুই হেমুই না যাইও। [দেখ এমুই ; হেমুই<হে মুহে<সেমুখে]।

এমুত্‌তার্=[চট্ট]—বিণ. এমন, এই-রূপ॥ [এমত+কার]।

এমুন্ = [কম]—ক্রি. বিণ. এই দিক্ দিয়া॥ এমুন্ দিয়া পর যাইও না। [দেখ এমুই+ন(স্বার্থে)]।

এমুহান্=[চট্ট]—বি. এরূপ জায়গা॥ [<এমন থাম<এমন স্থান]।

এমুহি=[কুম]—বিণ. এদিকে॥ এমুহি আইও। [দেখ এমুই]।

এমোন্না=[সি]—বিণ. এই রকম॥

এম্‌দিয়ে=[ব]—ক্রি. বিণ. এই পথ দিয়া॥ এম্‌দিয়ে যা॥ [<এমন+ই +দিয়া]।

এম্‌নু=[সি]—ক্রি. বিণ. অনর্থক॥ এম্‌নু আইস্‌লাম্॥ [<এমন ; তু: এম্‌নৈ ; অর্থ প্র.]।

এম্‌নৈ = [চা, কুম]— ক্রি. বিণ. অনর্থক। এম্‌নৈ আইসি। [<এমন + ই]

এম্‌বি=[ম]—ক্রি. বিণ. এইদিকে॥ হ্যায়্ এম্‌বি যায়্॥ [এম=এই+বি <ভি<ভিত]।

এম্‌বিলা=[চট্ট]—অব্য. তাহা হইলে॥ এম্‌বিলা তুই আর্ ওহানে ন যাস্॥ [<এমন অইলে<এমন হইলে]।

এম্‌বৈলা=[কুম]—ক্রি. বিণ. এই রূপ-ভাবে॥ [<এমন বইলা <এমন বলিয়া]।

এয়া=[চট্ট]—অব্য. এখন, ওহে॥ এয়া তুই কডে যাস্॥ [<এ+ও]।

এয়াই=[চট্ট]—ক্রি. বিণ. একাধারে॥ [<একাই]।

২=[নো]—বিণ. একা, একাকী॥ [<একা+ই]।

এয়াচা'র্=[ম, চা, কুম]—ক্রি. বিণ. একাকার॥ সব্ এয়াচা'র্ ঐয়া গ্যাসে। [<একাকার]।

এয়াটি'ন্=[চট্ট]—বিণ. বৃহৎ॥

এয়াত্‌তুন্=[চট্ট]—ক্রি. বিণ. ইহা হইতে॥ এয়াত্‌তুন্ বড় যাস্ আর্ ন আসে। [<ইহা+ত+তুন্ (তুনে, থুনে=হইতে থেকে)]।

এয়াবার্=[ব]—ক্রি. বিণ. একেবারেই॥ [<একবার <একেবার <একইবার <এক+ই+বার]।

এয়েচ'ত্তার্=[খু]—ক্রি. বিণ. একত্র॥ ক ভাই এয়েচ'ত্তার্ হোয়ে থাকে দেখি॥ [<একত্তর<একত্র]।

এরি=[চা]—বি. পদাঘাত॥ [দেখ এড়ি]।

২=[চট্ট]—বিণ. ছাড়া, মুক্ত॥ [<আউরি<আ্যারারহ্ ‎ا‌ﺑﺮ‎ ফা.]।

৩=[ব]—বিণ. বুদ্ধিহীনা॥ [এড়= বধির+ঈ স্ত্রীলিঙ্গে ; অর্থ প্র.]।

৪=[সি]—বিণ, স্বামিত্যাগিনী॥ 'এরি তনে রারি বালা পেথ্ তনে পানি বালা' (প্রবাদ)। [√এড়=ত্যাগ করা]।

এরিঅ=[নো]—অব্য. ওহে॥ এরিঅ কথা হোনো॥ [<এই+রে+ও]॥

এরির্=[পা, কু]—সর্ব. ইহার॥ [<এ <ইহা+র+ই+র সম্বন্ধে=ইহার]।

এরু = [সি]— বিণ. এত সামান্য॥ হারাদিনে এরু কাম্ কর্‌লাম্ নি? [<একটু]।

এরুইত্তা = [সি] — বিণ. এতটুকু॥ এরুইতা বাত্॥ [দেখ এরু+ই+ত্তা]।

এরুত্তা=[সি]—ক্রি. বিণ. এই মাত্র॥ এরুতায়্ কিত্তা খাইব। [দেখ এরু +ত্তা]।

২= [সি]—ক্রি. বিণ. অতি অল্প॥ তুমি রোয়্ এরুত্তা খাও?

এরুম্‌বায়্=[কুম]—ক্রি. বিণ. এই-রূপে॥ এরুম্‌বায়্ কত্তা কৈও না। [<এই+রকম+ভাবে]।

এরুয়া=[ফ]—বি. হুকা রাখার মেটে-পাত্র বিশেষ॥ ওক্‌কাডা এরুয়ার্ উপ্‌রে থো।

এরুর্ = [ব]—সর্ব. ইহার॥ এরুর্ লাইগ্যা এত কষ্ট॥ [দেখ এরির্]।

এরে হইন্যা = [চা] — অব্য. এই শুনিয়া॥ এরে হইন্যা রাইত্ বৈয়্যা আমার্ ঘুম্ অয়্ নাই। [<এইরে< ইহারে; হইন্যা<শুনিয়া]।

এরে হুনি=[সি]—অব্য. ইহা শুনিয়া॥ এরে হুনি তাইন্ খুব্ গোশ্শা ঐলেন্। [দেখ এরে হইন্যা]।

এরৈ=[নো]— অব্য. দেখুন॥ এরৈ

আনুনে কনানে বৈসেন্। [<এ+রে ; কিংবা <হের]।

২=[চট্ট]—ক্রি. বিণ. এখানে।। [<এই +রে+এই]।

৩=[সি]—বিণ. এত সামান্য।। হারা-দিনে এরৈ রাখি কর্‌ লি।

৪=[নো]—ক্রি. বিণ. এদিক।।

এয়োয়া=[রা]—বি. সরু শলাকাবিশিষ্ট মাছ শিকারের যন্ত্র বিশেষ।।

এলাগাত্=[খু]—ক্রি. বিণ. এই পর্যন্ত।। এলাগাত্ বাৈলে আসি। [লেগায়েত হিং]।

এলি=[বা]—বি. বেড়ি, ফাঁসি।।

২=[কুম]—বি. ধান রোপণ করিবার সময়কার গীত, কোরাস গান।।

এলিপাত্তা=[খু]—বি. গোল পাতা।।

এলুয়া খেড়্=[রং]—বি. উলুখড়।। এলুয়া খেড়ে ঘর্‌ডা ছাইছে। [<উলু]।

এলৈস্যা=[পা]—বি. একপ্রকার শাক।। [হেলেঞ্চা]।

এল্‌কু=[সি]—ক্রি. বিণ. এখন।। এল্‌কু আমি আর্ তারে রাই না।।

এল্‌গেলাম্=[সি]—বি. অবহেলা, আলস্য।। [<আইলাম+গেলাম]।

এল্‌ফেৎ=[কুম]—বি. চুলের চাট বিশেষ [< অ্যালফেট্ < অ্যালবার্ট albert ইং; Prince Albert কর্তৃক প্রবর্তিত বলিয়া এই নাম]।

এল্‌হি=[ম]—ক্রি. বিণ. সরিয়া গিয়া।।

এশন্‌কার্ট্=[ম]—বি. রেশনকার্ড।। আমার্ এশন্‌কার্ট্ আরাইয়া গ্যাসে। [<Raton card ইং]।

এশম্=[ম]—বি. বিয়ের কনে।। 'এশম্ নাচে' খবর্ পাইয়া তোম্‌রা নাচ' ক্যা'?

এশান্=[বা]—ক্রি. লাগানো বা ছোঁয়ানো।। [<অর্শান]।

এশিখেশি=[পা]—বিণ. আত্মীয়-স্বজন।। [এশি অনু:+খেশী<খেশ خويش ফা.+ই]।

এশির্=[সি]—বিণ. মাতৃহীন, নাবালক।। [<য়সীর يسير আং]।

এশ্‌ক=[রা]—ক্রি. বিণ. এমনি।।

এশ্‌কার্=[ম]—বি. তুচ্ছ তাচ্ছিল্য।। হায়্ আমারে এশ্‌কার্ কর্‌লো। [<অস্‌সীকার<অস্বীকার, কিংবা দেখ এশ্‌খেরা]।

এশ্‌কি=[ম.চা]—বি. ঠাট্টা, কৌতুক।। [<'ইশক عشق আং = প্রেম + ই ; অর্থের বিকার ; তুঃ ইয়ারকি]।

এশ্‌কু=[নো]—বি. শক্তি।। এশ্‌কুতে কুলাইত না। [দেখ এশ্‌কি ; অর্থ প্র.]।

এশ্‌কেরা=[চট্ট]—বি. ঠাট্টা।। [<মুখর: سخره আং]।

এশ্‌কে=[ফ]—বি. ভালোবাসা, প্রেম।। [<'ইশ্‌ক عشق আং]।

এশ্‌খেরা=[সি]—বি. অবহেলা, তুচ্ছ।। অত এশ্‌খেরা করিও না। [দেখ এশ্‌কেরা]।

এশ্‌মা=[সি]—বি. পার্শ্ব।।

এশ্‌মার্=[রা]—সর্ব. ইহাদের।। হামি এশ্‌মার্ বাখিত্ আশি না। [<এ সবার <এ সব্বার (মধ্য বাং)]।

এশ্‌শরৈয়া=[নো]—ক্রি. বিণ. একা একা।। বেলা কর্‌ চ' এশ্‌শরেইয়া কাম্ করে।। [<এয়েশ্বর অইয়া<একেশ্বর হইয়া]।

এশ্‌শানো=[কুম]—ক্রি. রাখা।। [<অর্শানো]।

এসিক্=[রা]—অব্য. ঘৃণাসূচক।। [<এ +ছি+ক]।

এসির্=[সি]—বিণ. যাহার মা বাপ মারা গিয়াছে। [দেখ এশির্]।

এসিলা=[রং]—বিণ. ঈদৃশ।। এসিলা কাম্ না করিশ্। [<আয়সী হিং+লা]।

এসু=[সি]—বি. বাঁশের তৈরি মাছ ধরার একপ্রকার যন্ত্র।।

এস্‌কি=[কুম]—বি. শেষ নিঃশ্বাস।। এক্‌টা এস্‌কি দিয়া দম্‌গেল্।

[হেঁচকি]।

এস্‌তার্=[সি]—বি. এককড়ার।। যাই এস্‌তার্ খুলিগা। [<ইফ্‌তার افطار আং]।

এস্‌তেক্=[খু]—অব্য. পর্যন্ত।। [<ইস্‌তক্ হিং]।

এস্‌তো=[কুম]—বি. লাঙলের ঈশকে শক্তভাবে আটকাইবার জন্য ব্যবহৃত কাষ্ঠখণ্ড।।

এস্‌থাবা=[পা]—বি. তালাক।। [<ইস্তেকা<ইস্‌তিকা' استطفا আং ; অর্থ প্র.]।

এহাশারা=[চট্ট]—বিণ. এদিক্ ওদিক্ সমান।। [<এহাহারা <একাকারা <এক+আকার+আ]।

২=[কুম]—বিণ. মিশ্রিত।। পানি আর দুধ্ এহাশারা হৈ গ্যাসে। [পূর্বে দেখ]।

এহি=[কুম]—বি. শেষ নিঃশ্বাস।। এক্‌টা এহি দিয়া দম্ গেল।

এহিন্=[কুম]—বি. একিন, দৃঢ় বিশ্বাস।। ওস্তাদের্ কথা একিন্ করা উচিত্।। [<য়কীন يقين আং]।

এহিমনে=[রং]—ক্রি. বিণ. এইরূপ।। [<এইমনে<এমনে]।

এহুন্=[পা, কু]—ক্রি. বিণ. এখন।। এহুনৈ যাবো।। [দেখ এখুন্]।

এহুরা=[দি]—বি. সাদা ও লাল রংয়ের আমন ধান বিশেষ।।

২=[কু]—বিণ. এতটুকু।। এহুরা পোলাডা পাকনা কথা কয়্। [<এক্-কুরা<এক টুকরা]।

এহেনে=[পা]—ক্রি. বিণ. এখানে।। এ হেনে ফ্যালাও। [এই হানে<এই খানে<এই স্থানে]।

এহেন্‌দে=[পা]—ক্রি. বিণ. এখান দিয়া।। এহেন্‌দে যাবার্ রাস্তা। [<এই হান দিয়া<এইখান দিয়া]।

এহেরে=[চা]—ক্রি. বিণ. একেবারে।। তারে এহেরে মাইরা ফেলাম্। [<এহের<একেবারে<এক+ই+বার +এ (বিভক্তি)]।

এহে হে=[খু]—অব্য. আক্ষেপসূচক।। [আহা হা]।

এ্যাআন্=[চট্ট]—ক্রি. বিণ. এমন ভাবে ॥ কাম্ ডা এ্যাআন্ পাইত্ তো ? [<এমন]।

এ্যাই=[চট্ট]—সর্ব. আমি। এ্যাই ন যাইয়ুম্। [<আমি]।

এ্যাএ্যা করা=[বা]—ক্রি. প্যান প্যান করিয়া কাঁদা ॥ [<এঁ্যা এঁ্যা করা]।

এ্যাও=[কু, পা]—অব্য. এই ॥ এ্যাও কি কর্ তি চাও ॥ [<এই]।
২=[বা, য]—সর্ব. এইটিও ॥ এ্যাও হ্যারে দিয়া দ্যাও ॥ [<ইহা]।
৩=[রং]—বি. শব্দ ॥ ছাওয়াটা নিন্-দত্ এ্যাও করি উঠ্ লো।

এ্যাওক্ টা=[ম]—ক্রি. বিণ. একটার পর একটা ॥ এ্যাওক্ টা বাশ্ দিয়া চে'গার্ দিসে। [<একেকটা ; এক+এক+ টা]।

এ্যাওয্=[কুম]—বি. বদল ॥ বালা যমিনের্ লগে বুরা যমিনের্ এ্যাওয্ অয্ না। ['ইবয্ عوض আং]।

এ্যাওয্ ফের্=[খু]—বি. বদল ॥ [দেখ এ্যাওয্+ফের্ চিং (বদল)]।

এ্যাওত্=[খু]—বি. জোর ঠাণ্ডা বাতাস ॥
২=[কুম]—বি. নৌকার জল ফেলার পাত্র ॥ টিনের্ এ্যাওত্ টা নও। [<সেঁউতি]।
৩=[সি]— বি. হেমন্তকাল ॥ [<হেমন্ত]।

এ্যাওন্=[খু]—অব্য. এখন ॥ এ্যাওন্ যা। [<এখন]।

এ্যাওর্=[বা]—বিণ. খোলা, আলগা ॥ এ্যাওর্ পানি খাইতে নাই।

এ্যাওর্ ত্যাওর্—[ম]—বি. মার প্যাঁচ ॥ আমি এত এ্যাওর্ ত্যাওর্ বুঝি না।

এ্যাংকা=[রা]—সর্ব. ইহা ॥ এ্যাংকা কেংকা কাম্। [<এমন+কা অথবা এই+কা]।
২=[রা]—বি. তৃপ্তি ॥ মোর্ ছল্ এতো খায় তাও এ্যাংকা নাই। [<আকাঙ্ক্ষা ; অর্থের বিকৃতি]।

এ্যাংকার্=[ম]—বি. ঘৃণা, অবহেলা ॥ গরিব্ বৈলা তারে এ্যাংকার্ কৈরো না। [ইন্ কার্ انكار আং=অস্বীকার]।
২=[রা]—বি. খাওয়ার আগ্রহ, তৃপ্তি ॥

এ্যাংখা=[চট্ট]—বিণ. এমন ॥ [দেখ এ্যাংকা]।

এ্যাংগল্=[সি]— বি. কুকুর ॥ এ্যাংগলর্ বাচ্'চা'য় ঠ্যাকাইসে। [<হেঙ্গল (কুকুরের মত লোভী)]।

এ্যাংগল্ মেকুর্=[সি]—বিণ. নেহায়েৎ নগণ্য ॥ [দেখ এ্যাংগল্+মেকুর (বিড়াল)]।

এ্যাংগা=[পা]—বি. ঘরের চাল দাঁড় করাইয়া রাখার অবস্থা ॥ চা'ল্ দুইটা এ্যাংগা দিয়া রাখো ॥
২=[পা]—বি. মাছ ধরার উপকরণ ॥
৩=[চট্ট]—অব্য. এখন ॥ এ্যাংগা বাযারে চ'লো ॥ [<এখন+গা=কা ; তুং এ্যাংকা]।

এ্যাংগা দাব্ রানো=[পা]—ক্রি. মাছ ধরার ফন্দি করা ॥ জেলেরা বাদলের্ দিনে এ্যাংগা দাব্রিয়া মাস্ ধরে। [<দেখ এ্যাংগা ; + দাবড়ানো ; √দাবড়া+আন]।

এ্যাংগা পারা=[পা]— ক্রি. বারবার কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ॥ এতো এ্যাংগা পার ক্যা ? [<হাঁগা পাড়া]।

এ্যাংগেংগা=[বং]—বিণ. চিত্রবিচিত্র, রং বেরং ॥

এ্যাংগা বেংগা=[কুম]—বি. একপ্রকার লতা। [অনু.]।
২=[চট্ট]—বি. গেছো আলু ॥ আঁই এ্যাংগা বেংগা ন খাই।

এ্যাংগোর্=[খু]—বি. কুকুর ॥ [দেখ এ্যাংগল্]।

এ্যাংচ'ড়া=[সি]— বিণ. খিটখিটে, বদ মেজাজী ॥

এ্যাংটে=[পা]—বি. একপ্রকার ঘাস ॥ এ্যাংটে গাশে গাইয়্ দুধ্ বাড়ে ॥

এ্যাংনা=[দি]—বিণ. সবে ধন নীলমণি ॥ ঐ এ্যাংনা ছাওয়াল্ মর্ লে ওর্ কি আশা। [<এক না<এক+খানা]।

এ্যাং বেং=[সি]—বি. খেলায় মাটিতে পা দিয়া গণনার একদুই ॥ এ্যাং বেং, তিন্ ঠাং।

এ্যাংরা=[ম]— বি. খুঁটি ॥ দুয়ারের্ এ্যাংরাটা বাইংগা গেসে ॥
২=[য]—বিণ. পাজী ॥

এ্যাংরানো=[ঢা]— ক্রি. নাড়াচাড়া করা ॥ কাডালের্ কোয়াগুলো এ্যাংরাইস্ না। [<আঙুলানো<আঙুল+আনো ; নামধাতু]।

এ্যাংলা=[বা]—বি. বোকা, নির্বোধ ॥ এ্যাংলার্ মত কর কেন্ ? [<হ্যাংলা]।
২=[চ]—বিণ. রোগা ॥ পোলাডা যবর্ এ্যাংলা ॥

এ্যাংলানো=[পা] — ক্রি. একজনের কথার মধ্যে অন্য লোকের কথা বলা। [দেখ এ্যাংবানো]।
২=[রা]—ক্রি. দুষ্টামি করা ॥

এ্যাংসাইরা=[ঢা]—বিণ. যে সহজে বিরক্ত হয় ॥ এ্যাংসাইরা মানুশ্ কি গিরস্ তির্ কাম্ কর্ বার্ পারে।

এঁ্যাক্ ড়া=[রা] — বিণ. হিংসুক, অহঙ্কারী ॥ [হেকড় চিং]।
২=[য]—বিণ. একক ॥ এঁ্যাক্ ড়া বাচ্'চা। [<এক+টা]।

এঁ্যাচে=[কু]—বিণ. অতিরিক্ত জ্বাল হেতু গন্ধযুক্ত ॥ [আঁচ<অচি সং +ইয়া প্র.]।
২=[কু]—বিণ. অপক্ক ॥

এঁ্যাচ্ প্যাঁচ=[ব]— বিণ. প্যাঁচঘোঁচ ॥

[=আঁট সাঁট]।

এঁ্যাড়া=[নো]—বি. দাঁতের মাড়ি বা গোড়া ॥ তর্ দাঁতের্ এঁড়া ফুলি হানায় ॥

এঁ্যাতারা=[চট্ট]—বিণ. একদিন অন্তর হয় এমন ॥ ইতে এঁতারা ষরে ভুগ্‌ গে।[<একান্তর+আ]।

এঁ্যানে=[চট্ট]—ক্রি. বিণ. এইরূপে, এই ভাবে ॥ বোয়াউয়া এঁানে রাখ্।[<এমনে]

এঁ্যাহে=[বা]—সর্ব. এই ব্যক্তিই ॥ এঁাহেই চুরি কর্‌ছে ॥ [<এই-ই]।

এঁ্যাহো=[খু]—বি. ষাঁড়ের ডাক ॥ [ধ্বন্যা.]।

এ্যাকর্‌=[পা]—বি. এক (সংখ্যা), এক প্রকার খেলার শুরু ॥

এ্যাকস্‌তর্‌, এ্যাকস্‌তার্‌, এ্যাকস্‌তোমারে=[পা, খু]—ক্রি. বিণ. এক সঙ্গে ॥ এ্যাকস্‌তোমারে শব্‌গুলা দ্যাও। [<একস্তর<একত্র]।

এ্যাকাইয্‌=[চা]—ক্রি. বিণ. অনবরত ॥ অয়্ এ্যাকাইয্ হিদ্দ চা'ইলের্ বাত্ খাইসে। [<একজায় < এক+জা ج ফা.]।

এ্যাকাএ্যাকি=[য]—বিণ. একাকী ॥ [<একাকী]।

এ্যাকাংগি = [সি]—বিণ. নিঃসঙ্গী। এ্যাকাংগি মানুশ্‌টা কারো কাসে যায় না। [দেখ এ্যাকাএ্যাকি কিংবা একংগ হিং+ই]।

এ্যাকাচো'রা=[চা]—বিণ. যে একা থাকিতে ভালোবাসে ॥ তুই বর এ্যাকাচো'রা। [<একেশ্বর+আ প্র.]।

এ্যাকাযুত্‌=[য]—বি. একতা ॥ এ্যাকাযুতে শক্‌তি বারে ॥ [<একজোট]।

এ্যাকাদ্‌রা=[চা]—বিণ. দুইএকটা ॥ এ্যাকাদ্‌রা ট্যাহা দ্যাও। [<এক+আধ+রা=টা]॥

এ্যাকানিদা=[সি]—বি. অভাবগ্রস্ত, দুর্ভিক্ষপীড়িত ॥

এ্যাকারাল্‌=[চট্ট]—বি. শপথনামা ॥ এ্যাকারাল্ দিবা ন। [<ইকরার اقرار আং]।

এ্যাকার্‌=[খু]—বি. বমি ॥ এ্যাকার্ করে যে মনি।

এ্যাকাশ্‌শারি = [চট্ট]—ক্রি. বিণ. একেলা ॥ এ্যাকাশ্‌শারি কোর্‌বে ইহান আইলা। [একেশ্বর+ই প্র.]।

এ্যাকাশ্‌শৈরা=[চা]—বিণ. একাকী ॥ এ্যাকাশ্‌শৈরা লোক্‌টা বর কশুটে আসে। [<একেশ্বর+ইয়া প্র.]।

এ্যাকুন্‌= [কু, পা]— অব্য. এখন ॥ [<এখন]।

এ্যাকুন্‌কার্‌ = [কু, পা] — ক্রি. বিণ. এখনকার ॥ এ্যাকুন্‌কার্ মত বিদায় হ। [<এখন+কার]।

এ্যাকেটে=[রং]—ক্রি. বিণ. একত্র ॥ শৌগ একেটে কর্‌ ॥ [<একট্ট প্রাং<একত্র সং; ইকট্‌ঠা, ইখট্টা হিং]।

এ্যাকেত্‌তার্‌=[খু]—বিণ. একত্র ॥ তারা শব্ ভাই এ্যাকেত্‌তার্। [<একতর<একত্র]।

এ্যাকেনে্‌=[কু]—ক্রি. বিণ. এখানে ॥ এ্যাকেনে বোশো। [<এখানে]।
২=[বা]—ক্রি. বিণ. আবার ॥ তবে এ্যাকেনে বল্ মাঝি। [<again ইং]।

এ্যাকেস্‌তার্‌ = [খু] — বিণ. একসাথে ॥ চা'উল্ ডাউল্ এ্যাকেসূতার্ আন্‌সো ॥ [দেখ এ্যাকেত্‌তার্]।

এ্যাকো=[কুম]—বি. গিঁট ॥ বাশের্ এ্যাকো। [<এঁকো<অংকুরা<অঙ্ক সং+উয়া প্র.]।

এ্যাকোখা=[চট্ট]—বিণ. অনেক ॥

এ্যাকোটে=[রং]—ক্রি. বিণ. একত্র ॥ শৌগ্ বেচিকিনি এ্যাকোটে করিচে। [দেখ এ্যাকেটে]।

এ্যাকোন্‌ = [খু] — অব্য. এখন ॥ এ্যাকোন্ যা। [<এখন]।

এ্যাকোয়াইয্‌যা=[চট্ট]— বিণ. এককথার। এ্যাকোয়াইয্‌যা মানুশ্ পাওয়া ভার্ ॥ [<এক + আবায আواز ফা. +ইয়া প্র.]।

এ্যাকোশ্‌শর্‌ = [ম] — ক্রি. বিণ. একেলা ॥ মাইয়াডা শরে এ্যাকোশ্‌শর্ থাসে। [<একেশ্বর]।

এ্যাক্‌আংগি=[সি]—বিণ. অসামাজিক ॥ তোমার্ বাই এ্যাক্‌আংগি। [দেখ এ্যাকংগি]।

এ্যাক্‌আডু=[চা]—বিণ. হাটু সমান ॥ এহান্‌দা এ্যাক্‌আডু পানি। [<এক+হাঁটু]।

এ্যাক্‌আরা=[ম]—বিণ. চারি বা আট মন পরিমাণ ॥ খ্যাত্‌টাত্ এ্যাক্ আরা দান্ ঐসে। [<এক+আড়া]।

এ্যাক্‌আয়্‌লা=[চট্ট]—বিণ. একবার মাত্র ঢেঁকিতে ছাঁটা ॥ এ্যাক্ আয়্‌লা দান্ ঢেঁইত্ বৈয়ে। [<এক+আলা =এলানো]।

এ্যাক্‌আল্‌ডা=[চা]—বি. ধান হইতে খোসা ছাড়ানোর প্রথম অবস্থা ॥ এ্যাক্‌আল্‌ডার্ চা'উল্ খারো।

এ্যাক্‌আল্‌লা=[কুম]—বিণ. একবার ভানা ॥ এ্যাক্ আল্‌লা চা'ইল্ খাওন্ যায়্‌না। [<এক+আলা=এলানো]।

এ্যাক্‌কদ্‌দা=[চট্ট]—বিণ. একখান ॥ এ্যাক্‌কদ্‌দা শায়্‌পান্ ডাড়া কর্। [<এক+টা]।

এ্যাক্‌কল্‌=[খু]—ক্রি. বিণ. নিরবিচ্ছিন্ন ॥ এক্‌কল্ পানি হবে। [<একল]।

এ্যাক্‌কা=[সি]—বি. একফোটা চিহ্নিত তাস ॥ এ্যাক্‌কা কিত্তা তোমার্ আতত্ নি? [<এক্কা; ইক্‌কা হিং]।

এ্যাক্‌কাইটা = [কুম]— বি. লোহার শিকের মাছ মারা যন্ত্র ॥ [<এক+কাঁটা]।

এ্যাক্‌কাইত্তা কথা= [রং]— বি. একগুঁয়ে কথা ॥ রাখ্ তোর্ এ্যাক্ কাইত্তা কথা ॥ [<এক কাত (=দিক্)+ইয়া প্র.+কথা]।

এ্যাক্‌কাত্‌রা= [ম, চা, কুম, পা]— বিণ. এককোঁটা ॥ [<এক+কত্তরঃ قطره আং]।

এ্যাক্‌কানা = [চট্ট] — বিণ. অতি অল্প ॥ এ্যাক্‌কানা দুদ্। [<এক + কণা]।

এ্যাক্‌কোডা = [চট্ট] — বিণ. অতি

সামান্য ॥ এ্যাক্‌ ফোডা তেল্‌। [এক +ফোঁটা]।

এ্যাক্‌কানি=[চা]—বি. অনুতাপ ॥ এত এ্যাক্‌কানি বালা লাগে না। <এউক <হিক্কা+আনি প্র.]।

এ্যাক্‌কানো=[বং]—ক্রি. বিণ. এক-খানে ॥ [<একখানে]।

এ্যাক্‌কান্‌=[চট্ট]—বিণ. একখানা ॥ এ্যাক্‌কান্‌ টাহা দ্যাও। [<এক খান]।

এ্যাক্‌কান্‌দি=[চট্ট]—ক্রি. বিণ. এক জায়গা দিয়া ॥ লোক্‌ এ্যাক্‌কান্‌দি যাইতাসে। [দেখ এ্যাক্‌কানো + দি <দিয়া]।

এ্যাক্‌কারে=[কুম, নো] ক্রি বিণ. একেবারে ॥ তবে এ্যাক্‌কারে যাইবা কেলাম্‌। [<একেবারে]।

এ্যাক্‌কার্‌=[কুম]— বিণ. অতিশয় ॥ [<একেবারে]।

২=[কুম]—ক্রি. বিণ. একবার ॥ আমি এ্যাক্‌কার্‌ যাইমু। [<একবার]॥

এ্যাক্‌কালে=[বা]—ক্রি. বিণ. একে-বারে ॥ এ্যাক্‌কালে শব্‌ দিয়া দিসি। [<এক+কাল+এ বিভক্তি]।

এ্যাক্‌কাল্‌=[ক]—ক্রি. বিণ. এক-সময় ॥ এ্যাক্‌কাল্‌ আম্‌রাও যোয়ান্‌ আসিলাম্‌। [<এক+কাল]।

২=[ক]—বিণ. একেবারে ॥ আম্‌ বা এক্‌টা খালাম্‌ এ্যাক্‌কাল্‌ গাসু পাকা। [পূর্বে দেখ]।

এ্যাক্‌কিনি=[চট্ট]— বিণ. ছোট ॥ এ্যাক্‌কিনি যাইয়া [<এতখানি=ছোট অর্থে; অথবা এক+কণি<কণিকা= এককণা]।

এ্যাক্‌কেনা=[চট্ট]— বিণ. সামান্য ॥ আরো এ্যাক্‌কেনা চিঁনি দ্যাও। [<এক কণা]।

এ্যাক্‌কেরে=[কুম]—ক্রি. বিণ. একে-বারে ॥ হে এ্যাক্‌কেরেই বিলা কথা কয়্‌ না। [দেখ এ্যাক্‌কারে]।

এ্যাক্‌কেলে=[চা]— ক্রি. বিণ. একে-বারে ॥ [দেখ এ্যাক্‌কাল্‌]।

এ্যাক্‌কোঁমর্‌=[চট্ট]—বিণ. এক-কোমর ॥ এ্যাক্‌কোঁমর্‌ পানি॥ [<এক কোমর<কমর্‌ کمر ফা.]।

এ্যাক্‌কোত্‌তন্‌ লঅত্তি=[চট্ট]—ক্রি. বিণ. প্রথম হইতে লইয়া ॥ [একক+ তন (অপাদানে) +লঅত্তি <লাগত্তি< লাগাত<লেগায়ত لغایت আঃ]।

এ্যাক্‌কোয়া=[চট্ট]—বিণ. সামান্য ॥ আর্‌ এ্যাক্‌কোয়া দুদ্‌ দে। [এক+ ওয়া=টুকু]।

এ্যাক্‌কোর্‌=[চট্ট]—বি. একপার্শ্ব ॥ এ্যাক্‌কোরে যাই বৈও। [এক+কোর =পার্শ্ব]।

এ্যাককোশ্‌টা=[কুম]—বিণ. এক-গাছি ॥ এ্যাক্‌কোশ্‌টা পাট্‌। [<এক +কোষ্ট=গাট]।

এ্যাক্‌খন্‌ন্যা=[চট্ট]— ক্রি. বিণ. এখন ॥ [<এখন+আ]।

এ্যাক্‌খাদো=[পা]—বি. খোল বিঘা, জমির পরিমাণ ॥ [<এক খাদা]।

এ্যাক্‌খানো=[সি] — ক্রি. বিণ. একত্রে ॥ তারা শব্‌বাই এ্যাক্‌খানো আসে। [<একখানে]।

এ্যাক্‌খালো=[চট্ট] —ক্রি. বিণ. এক-বার ॥ এ্যাক্‌খালো কৈয়্যুম্‌। [দেখ এ্যাক্‌কাল্‌]।

এ্যাক্‌খুট্‌টা=[চট্ট] — বিণ. ঢালু, খাড়া ॥ এই এ্যাক্‌খুট্‌টা পার্‌দি নদিত্‌ নাম্‌তি পার্‌তি ন।

এ্যাক্‌ঘরৈয়া=[কুম]— বি. একঘরে বাড়ী, সমাজচ্যুত লোক ॥ [এক+ঘর +ইয়া প্র.]।

এ্যাক্‌গর্‌যা=[চট্ট]—বিণ. এক ঘরে, সমাজচ্যুত ॥ হিতারে এ্যাক্‌গর্‌বা কর্‌সে। [দেখ এ্যাক্‌গৈরা]।

এ্যাক্‌গলৈয়া=[চা]—বি. বড় নৌকার পিছনের বৈঠা উঠাইয়া গলুই হইতে লগি দিয়া বাইয়া বাইবার নিয়ম ॥ বৈডাডা উডাইয়া থুইয়া নাওডা এ্যাক্‌ গলৈয়া বাও। [এক+গলুই (=নৌকার অগ্রভাগ)+ইয়া]।

এক্‌গাইস্‌=[ম] — বিণ. একটা ॥ এ্যাক্‌গাইস্‌ দবা দিবানি। [এক গাছি]।

এ্যাক্‌গাদি=[পা]— বিণ. প্রচুর ॥ এ্যাক্‌গাদি বৈ। [এক+গাদি=গাদা]।

এ্যাক্‌গাসি=[চট্ট]— বিণ. মাত্র গাছ দিয়া তৈরী ॥ এ্যাক্‌গাসি নাও। [এক +গাছ+ই প্র.]।

এ্যাক্‌গিস্‌তে=[কুম] — ক্রি. বিণ. এক সময়ে ॥ এ্যাক্‌গিসতে পুরিতে গেস্‌লাম্‌। [এক+কিস্ত قسط আঃ+এ (অধিকরণে)]।

এ্যাক্‌গিড়ু=[চা] — বিণ. গোঁড়ালি সমান ॥ এ্যাক্‌গিড়ু পানি দিয়া কত মাস্‌ উঠ্‌তাসে। [<এক গিঁঠু<গিঁঠ <গ্রন্থি সং]।

এ্যাক্‌গু=[সি] — বিণ. একটা ॥ এ্যাক্‌গু পয়্‌শা দ্যাও। [<এক+গু; তুঃ একগা]।

এ্যাক্‌গুঁইয়া=[চা]—বিণ. একগুঁয়ে ॥ এ্যাক্‌গুইয়া সাওয়াল্‌ কেউ পসন্‌দ করে না। [<একগুঁয়ে; এক+গোঁ+ ইয়া প্র.]।

এ্যাক্‌গুল্‌লা=[চট্ট]—বিণ. একবারে মাত্র একটা বাচ্চা হয় এমন ॥ এ্যাক্‌-গুল্‌লা গাগি এইবার্‌ বাচ্'চা দেইরে।

এ্যাক্‌গৈরা=[চা] — বিণ. একঘরে, সমাজচ্যুত ॥ চু'রি করনে আলিরে তারা এ্যাক্‌গৈরা কর্‌সে। [একঘরে =একঘরিয়া]।

এ্যাক্‌গোয়া=[পা]—বিণ. একমত ॥ [<এক+গোঁ+আ প্র.]।

এ্যাক্‌ঘরা=[বা]—বিণ. সমাজচ্যুত ॥ তুমি এ্যাক্‌ঘরা মানুশ্‌। [দেখ এ্যাক্‌-গৈরা]।

এ্যাক্‌ঘুড়িক্‌=[চট্ট] — ক্রি. বিণ. সামান্য ক্ষণ। [এক+ঘড়ি (=সময় অর্থে)+ক]।

এ্যাক্‌ঘোরা=[রা]—বিণ. সমাজচ্যুত ॥ মজিদ্‌কে চুরির্‌ দায়ে এ্যাক্‌ঘোরা কর্‌লো। [দেখ এ্যাক্‌গৈরা]।

এ্যাক্‌চ'গ্গা = [ম] — বি. খিচুড়ি ॥ বিশ্‌টির্‌ দিনে অনেকেই এ্যাক্‌চ'গ্গা

খায়্।

এক্‌চ'লা=[চা]—বি. দিনে গরু বাঁধিয়া রাখিবার ছাপরা ॥ গরুগুলি এ্যাক্‌-চ'লায় বাইন্‌দা থোও। [<এক+চাল+আ স্বার্থে]।

এ্যাক্‌চ'াইটা = [চা]— বিণ. এক-চেটিয়া ॥ এ্যাক্‌চ'াইটা বোটে এবার্-পাশ্ কর্‌লাম্। [<একচেটিয়া = এক চেটে]।

এ্যাক্‌চালা= [রং]— বি. অভ্যাস ॥ হেটু তোর্ কোন্ এ্যাক্‌চালা। [<এক +চাল+আ]।

এ্যাক্‌চিত্তে=[রং]— ক্রি. বিণ. এক-মনে ॥ এ্যাক্‌চিতে কাম্ কর্। [<এক +চিতে<চিত্তে]।

এ্যাক্‌চি'ন্‌তু = [খু] — ক্রি. বিণ. সামান্য ॥ আমায় এ্যাক্‌চি'নতু দিশ্ ॥ [<এক+চিমটি]।

এ্যাক্‌চি'ন্‌তুণ্ = [খু] — বিণ. সামান্য ॥ এ্যাক্‌চি'ন্‌তুণ্ পান্ আমাকে দিশ্ কেন্। [দেখ এ্যাক্‌-চি'ন্‌তু]।

এ্যাক্‌চির্=[রং]—বি. কোনও জিনিসের কিছু অংশ ॥ সে কেনে কুম্‌ড়াটার্ এ্যাক্‌চির্। [এক+চির (খণ্ড)]।

এ্যাকচে'রিয়া=[সি]— বিণ. খিটখিটে স্বভাবের ॥ [দেখ এ্যাংচারু+ইয়া]।

এ্যাকজগ্‌গোর্=[রা]—বিণ. অনেক ॥ এ্যাক্‌জগ্‌গোর্ টাকা শে নশ্‌ট করেছে। [এক+যজ্ঞের]।

এ্যাক্‌জাই=[রং]—ক্রি. বিণ. বার বার ॥ এ্যাক্‌জাই এক্‌কথা কবার্ লাগ্‌ছিশ্। [<একজাই]।

এ্যাক্‌জায়্=[রা]—ক্রি. বিণ. বার বার। এ্যাক্‌জায়্ জালাতন্ কোরিছ্ না। [দেখ এ্যাক্‌জাই]।

এ্যাক্‌ঘল্‌লা=[কুম]—বিণ. খানিকটা, যৎকিঞ্চিৎ ॥ [দেখ এ্যাক্‌ঘরা]।

এ্যাক্‌ঘরা=[সি]—বিণ, যৎসামান্য ॥ এ্যাক্‌ঘরা তেল্। [<বর্ষা: •,১ আং]।

এ্যাক্‌ঘাইট্=[চা]—বি. এক পশলা ॥ এ্যাক্‌ঘাইট্ দান্ খোল্।

এ্যাক্‌যোতাড়্= [য]— বিণ. একত্র ॥ [<এক+জোট+ড় (স্বার্থে) প্র.]।

এ্যাক্‌যোত্=[পা, খু]—বি. একখানা লাঙল ॥ এ্যাক্‌যোতে আর্ কতডা যমি উটিত্ পারবা। [এক+জোত]।

এ্যাক্‌ঝ'াই=[খু]—ক্রি. বিণ. বার বার ॥ দেখ্‌নে কিরম্ এ্যাকঝ'াই যালায় আমারে। [দেখ এ্যাক্‌জাই]।

এ্যাক্‌টাক্‌কোর্= [রং]— বিণ. এক বিঘত ॥ এ্যাক্‌টাক্‌কোর্ জমি নিয়া এত মারামারি।

এ্যাক্‌টাগুইরা=[পা]—বিণ. একগুঁয়ে, জেদি ॥

এ্যাক্‌টাহুরা= [ম]— বিণ. হিংসুক ॥ অবা এ্যাক্‌টাহুরাপানা কর ক্যা। [<এক+ঠাকুর+আ প্র.]।

এ্যাক্‌টিম্=[কুম]— বি. বদলি ॥ তার্ এ্যাক্‌টিমে কাম্ করে। [<একটিং acting ইং]।

এ্যাক্‌টিয়া = [রং] — বিণ. নিঃসঙ্গ ॥ এ্যাক্‌টিয়া বাড়িত্ মানুশ্ থাক্‌তে ভয় লাগে। [একট+ইয়া প্র.]।

এ্যাক্‌টুখাইন্‌ন্যা = [কুম] — বিণ. ছোট ॥ এ্যাক্‌টুখ্যাইন্‌না পোলা। [<একটু খানা]।

এ্যাক্‌টুখান্‌ডা=[কু]— বিণ. অল্প, ছোট ॥ [একটু খান+টা]।

এ্যাক্‌টুখিনেক্=[কু]—বিণ. অল্প ॥ এ্যাক্‌টুখিনেক্ পানি ॥ [<একটু খানেক, একটু খানিক]।

এ্যাক্‌টুশ্‌কুনি = [কু]— বিণ. একটু খানি, অল্প ॥ [<একটুক খানি]।

এ্যাক্‌ঠাহ্‌রা=[সি]—বিণ. একগুঁয়ে ॥ এ্যাক্‌ঠাহ্‌রা মানু। [<এক+ঠাহর+আ (স্বার্থে)]।

এ্যাক্‌ঠিকি = [ব, রা] — ক্রি. বিণ. একস্থানে, একত্র ॥ তারা শব্ ভাই এ্যাক্‌ঠিকি থায়্। [একঠাঁই+কি প্র.]।

এ্যাক্‌ঠে=[রা]— ক্রি. বিণ. একত্র ॥ শব্ এ্যাক্‌ঠে বৈয়া লও। [<এক+ঠৈ<ঠাঁই ; তুং একঠা হিং]।

এ্যাক্‌ঠেইংগা=[ম]—বিণ. এক পায়ে ভর দিয়া দাঁড়ায় যে ॥ [<এক+ঠেঙ্ (টাঙ্ হিং)+আ প্র.]।

এ্যাক্‌ঠোকর্=[চা]—বিণ. মুষ্টি পরিমাণ ॥ আর্ এ্যাক্‌ঠোকর্ বাত্ দ্যাও। [<এক+ঠোকর (=পরিমাণ বুঝাইবার জন্য)]।

এ্যাক্‌ডন্= [রা] — ক্রি. বিণ. সামান্য সময় ॥ এ্যাক্‌ডনের্ মদ্‌ধেই আশি। [<এক+দণ্ড]।

এ্যাক্‌ডাউব্‌বা= [চা]— বিণ. দুই-হাতের তালু একত্র করিয়া যতটুকু লওয়া যায় সেই পরিমাণ ॥ [<এক+ডাব্বা=ডাবা]।

এ্যাক্‌ডাল্‌লা=[চট্ট]— বিণ. পক্ষপাত-দুষ্ট, একদিকে ঢালু বা কাৎ। [এক +ঢাল আ+প্র.]।

এ্যাক্‌ডন্ জেক্‌ডন্ = [রং]— ক্রি. বিণ. যেমন তেমন, কোনও প্রকারে ॥ এ্যাক্‌তন্ জেক্‌তন্ কাম্‌টা কর্‌বাহে। [অনু.]।

এ্যাক্‌তিবিল্ = [সি] — ক্রি. বিণ. সামান্য সময় ॥ এ্যাক্‌তিবিল্ থারও। [<একটু+বেলা]।

এ্যাক্‌ত্রিশ্=[চট্ট]— বি., বিণ. এক-ত্রিশ ॥ থাঁই এ্যাক্‌তিশ্ ট্যাহা হাও-লাত্ কর্‌সি। [<একত্রিশ]।

এ্যাক্‌তে এ্যাক্‌তে= [পা] — ক্রি. বিণ. পরপর ॥ এ্যাক্‌তে এ্যাক্‌তে আইশ। [<একে একে=এক+তে]।

এ্যাক্‌থা=[সি]—বি. একটা কথা ॥ এ্যাক্‌থা হুনি যাওরে বাই। [<এক+কথা]।

এ্যাক্‌ থাপ্‌ড়া= [রং]— বিণ. হাত ভরা ॥ দেব কোন্ এ্যাক্ থাপ্‌ড়া গোশ্‌ত। [<এক থাবড়া ; থাপড় +আ]।

এ্যাক্‌দর্‌রা= [ম]— বিণ. একধার-বিশিষ্ট ॥ এ্যাক্‌দর্‌রা গরে কি যাতান্ যায়্। [<এক + দুয়ার <দ্বার সং + আ প্র.]।

এ্যাক্‌দাইরা=[চা]—বিণ. ভালাপাক্ষ-

হীন গাছ ॥ এ্যাক্‌দাইরা গাস্‌ বাশ্‌ সারা উডান্‌ যায়্‌ না। [<এক+দাঁড়া <দণ্ড সং]।

এ্যাক্‌দাঁইড়গ্যা=[চট]— বিণ. গাছ বিশেষ ॥ এ্যাক্‌দাঁইড়্‌গ্যা গাসের্‌ তুন্‌ অগুদয়্‌। [দেখ এ্যাক্‌দাইরা]।

এ্যাক্‌দাত্তি=[রং] — বিণ. যাহার একটি দাঁত হইয়াছে ॥ এ্যাক্‌দাতি বাছুর্‌। [<এক+দাঁত+ই প্র.]।

এ্যাক্‌দানি = [রা] — বি. হাতের অলংকার বিশেষ ॥

এ্যাক্‌দান্‌=[পা]—বিণ. অল্প, একটু, একরতি ॥ [<এক ধান (=পরিমাণ)]।

এ্যাক্‌দায়্‌=[দি]— ক্রি. বিণ. একদম ॥ তুই এ্যাক্‌দায়্‌ কথা শুনিছ্‌ না। [<একদম یک دم ফা

এ্যাক্‌দাহা=[রা]—ক্রি. বিণ. সকল সময় ॥

এ্যাক্‌দিরা=[রং]—বিণ. অপরিষ্কার ॥ ছাওয়াটার্‌ শরির্‌ এ্যাক্‌দিরা হছে।

এ্যাক্‌দিশ্‌=[কুম]—বি., বিণ. একত্রিশ ॥ এহানে এ্যাক্‌দিশ্‌ পান্‌লা দান্‌ ঐসে। [<একত্রিশ]।

২=[চট]—বি., বিণ. এগার, ১১ ॥ এইখেতে এ্যাক্‌দিশ্‌ মন্‌ ধান্‌ হয়্‌। [<একাদশ]।

এ্যাক্‌ধাক্‌কার্‌ মান্‌শি= [রং]— বি. তুচ্ছ ব্যক্তি ॥ তুই তো এ্যাক্‌ ধাক্‌কার্‌ মান্‌শি। [এক ধাক্কার মানুষ (তুচ্ছার্থে)]।

এ্যাক্‌নটুয়া=[রং]—বিণ. চঞ্চলমতি ॥ তুই এ্যাক্‌নটুয়া বাঁয়্‌। [<এক+নটুয়া <নট+উয়া প্র.]।

এ্যাক্‌নলা=[খু]—বিণ. এক মুঠা ॥ এ্যাক্‌নলা ভাত্‌ দে। [এক+নলা <নবালহ্‌ نواله ফা.=গ্রাস, অল্প পরিমাণ; দেখ এ্যাক্‌নালা]।

এ্যাক্‌না=[কুম]—বিণ. অল্প ॥ এ্যাক্‌না বাস্‌ দিমু ॥ [<একখানা]।

২=[রং]—অব্য. ইহা, এইটি ॥ এ্যাক্‌না মোর হাঁওয়া। [<এইখানা]।

এ্যাক্‌নাত্তা=[রং]—বি. কানের নীচের অংশ ॥ কানের্‌ এ্যাক্‌নাত্তা ছিড়ি ফ্যালাইছে। [এক+নাত্তা=নতি]।

এ্যাক্‌নাত্তে = [রং] — ক্রি. বিণ. অল্পতে ॥ এ্যাক্‌নাত্তে বেজার্‌ হবার্‌ লাগে। [দেখ এ্যাক্‌না+তে]।

এ্যাক্‌নাদি=[রং]—বিণ. এক দলা ॥ এ্যাক্‌নাদি ছাগলের্‌ গু ॥ [<এক+নাদী=গুটিকাকৃতি পুরীষ]।

এ্যাক্‌না দুক্‌না=[রং]— ক্রি. বিণ. এক এক ॥ এ্যাক্‌না দুক্‌না শগলে আইল্‌। [<একখানা+দুইখানা]।

এ্যাক্‌নাপাস্ত=[রং]—বিণ. যে অত্যন্ত লজ্জাহীন ভাব আত্মীয়ের বাড়ীতে থাকে ॥ তুই বড় এ্যাক্‌নাপাস্ত লোক্‌।

এ্যাক্‌নাপোক্‌না=[ঢা]— বি. ভাবভঙ্গী ॥

এ্যাক্‌নামিয়া=[রং] —বিণ. জেদি ॥ তুই বড় এ্যাক্‌নামিয়া ॥ [এক+নাম+ইয়া প্র.]।

এ্যাক্‌নালা=[য]—বিণ. এক লোকমা ॥ এ্যাক্‌নালা ভাত্‌ খা। [দেখ এ্যাক্‌নলা]।

এ্যাক্‌নালুচে'=[খু]—বিণ. লোভীর একশেষ ॥ [< এক + লালচ হিং <লালসা সং+ইয়া প্র.]।

এ্যাক্‌নিয়াশে=[চট] —ক্রি. বিণ. একদমে ॥ [<এক+নিশ্বাসে]

এ্যাক্‌পাইয়া=[সি]—বি. একপেয়ে ॥ [<এক+পা<পাদ সং+ইয়া প্র.]।

এ্যাক্‌পাইস্‌সা=[চট] — বিণ. একঘরে ॥ [<এক + পাশ <পার্শ্ব+ইয়া প্র.]।

এ্যাক্‌পাট্‌ট্যা=[চট]—বিণ. একদলভুক্ত ॥ [<এককাট্টা <ইকট্‌ঠা হিং কিংবা দেখ এ্যাক্‌পাট্টি]।

এ্যাক্‌পাট্‌টি=[ঢা]—ক্রি. বিণ. একদল ॥ এ্যাক্‌পাট্টি বাইন্দা আমার্‌ পাসে লাগ্‌সে। [<এক+পার্টি party ইং]।

এ্যাক্‌পারাইশ্যা=[পা] — ক্রি. বিণ. একপার্শে ॥

এ্যাক্‌পালা= [রং] — ক্রি. বিণ. এক জায়গা ॥ আয়েক্‌ এ্যাক্‌পালাতে চিন্‌ন দিয়া ॥

এ্যাক্‌পাশিয়া=[রং]— বিণ. যে পাশ কাটাইয়া যায় এমন, হিংসুক ॥ তার্‌ নাম্‌ এ্যাক্‌পাশিয়া আর্‌ দেখি না। [<এক+পাশ<পার্শ্ব+ইয়া প্র.]।

এ্যাক্‌পিটা = [রা] — বিণ. সমান ॥ জমি তামান্‌ এ্যাক্‌পিটা। [<এক+পিঠ+আ প্র.]।

এ্যাক্‌পিরা=[সি]—বিণ. এক পীরের মুরিদ ॥ তারা এ্যাক্‌পিরা ভাই। [<এক+পীর پیر ফা.+আ প্র.]।

এ্যাক্‌পুরুশ্‌ = [ঢা] — বিণ. মাথা সমান ॥ এ বসর্‌ এ্যাক্‌পুরুশ্‌ পাট্‌ খুব্‌ কম্‌ ঐসে। [<এক+পুরুষ=মানুষ (সমান উচচ)]।

এ্যাক্‌প্যাট্‌খাইয়া = [ঢা] — বিণ. পেটুক ॥ কার্‌যের্‌ নামে কিস্‌না কেবল্‌ এ্যাক্‌প্যাট্‌খাইয়া ॥ [<এক পেট+খাইয়ে<খাওইয়া]।

এ্যাক্‌পোর্‌ ওদনে= [ম]—ক্রি. বিণ. একপ্রহর বেলায় ॥ আমি এ্যাক্‌পোর্‌ ওদনে পান্‌তা খাইসি। [<এক+প্রহর+ওদন=খানা+এ (সপ্তমী)]।

এ্যাক্‌ফরু=[সি]— বিণ. একস্তর ॥ এক ফরু কাপর্‌ গায়ে দিও না। [<এক+ফের=ফেরতা]।

এ্যাক্‌বাইন্‌কা=[ম]—বিণ. একশ্রেণীর ॥

এ্যাকবাইয়া=[রং]—বিণ. জেদী, একগুঁয়ে ॥ তুই বড় এ্যাক্‌বাইয়া লোক্‌। [এক ভাব+ইয়া প্র.]।

এ্যাক্‌বাত্তি=[ব, রা]—ক্রি. বিণ. বারে বারে ॥ এ্যাক্‌বাত্তি এক্‌ কথা না কৈশ্‌। [এক+বার+তি]।

এ্যাক্‌বাপা=[খ]—বিণ. এক কথার ॥ [এক+বাপ+আ প্র.] ॥

এ্যাক্‌বুরি আয়েক্‌ বুরির্‌ শাশুরি = [কুম] — অক্ষম লোক অক্ষম লোকের সঙ্গী ॥

এ্যাক্‌বেরেত্তা=[চট]—ক্রি. বিণ. একেবারে ॥ হেই শব্‌ কথাহ্‌ এ্যাক্‌বেরেত্তা

কান্ ন দিশ্ । [এক+বার+তা]।

এ্যাক্ বৈঠা=[বা]-- বিণ. এক বৈঠা বিশিষ্ট ॥ [<এক+বৈঠা]।

এ্যাক্ বোলা=[সি]--বিণ. যে ব্যক্তির ধার ধারে না ॥ হেয় এ্যা বোলা মানুশ্ ।[<এক+বোল+আ প্র.]।

এ্যাক্ মঅালা =[চট্ট]— বিণ. একতালা ॥ এ্যাক্মাআলা বাড়ি। [<এক মহলা] ।

এ্যাক্ মাইতে=[ম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ এ্যাকমাইতে যাইস্‌গা ।

এ্যাক্ মাল্‌লাই=[চা, কুম]— বিণ. একতালা ॥ এ্যাক্ মাল্‌লাই দালান্ ॥ [<এক+মহলা+ই প্র.]।

এ্যাক্ মুইক্ কা=[ম]—বিণ. জেদী, একগুঁয়ে ॥ [<এক+মুখ+ইয়া প্র.= একমুখো] ।

এ্যাক্ মুট্ =[কু] — বিণ. একমুঠা ॥ এ্যাক্ মুট্ চা'ল্ ভিক্‌কি দেবে । [<এক+মুঠ<মুষ্টি সং]।

এ্যাক্ মুড়ুম্ =[চট্ট]— বি. মুষ্টিবদ্ধ হাতের দৈর্ঘ্য ॥ [<এক + মুঠুম < মুষ্টিমেয়]।

এ্যাক্ মুনি=[রং]—ক্রি. বিণ. এখনি, তৎক্ষণাৎ ॥ [<এক্ষনি, এখনি]।

এ্যাক্ মুহিবায় =[ম]—ক্রি. বিণ. একদিক হইতে ॥ এ্যাক্ মুহিবায় খাইল্ নিয়া । [<এক+মুখি+বায়<বাগে= দিকে]।

এ্যাক্ মোত্ তোবা=[খু] — ক্রি. বিণ. এক কালীন ॥ বকেয়া খায়্‌না এ্যাক্ মোত্ তোবা শোধ্ কর্ লাম্ । [<এক+মর্ তবঃ مرتبه আং]।

এ্যাক্ মোত্ তোর্ =[খু]— বি. ক্ষণিক ॥ এ্যাক্ মোত্‌তোরে কাম্ শারো । [<এক মুহূর্ত]।

এ্যাক্ মোস্ তোবা=[খু]—ক্রি. বিণ. এককালীন ॥ বকেয়া খায়্‌না এ্যাক্ মোস্‌তবা শোধ্ কর্ লাম্ । [দেখ এ্যাক্ মোত্ তোবা কিংবা মোস্ তাবা <মুসত مشت ফা.]।

এ্যাক্ রা=[ম] — বিণ. একমাত্র ॥ এ্যাক্‌রা পোলা বৈয়া গেল্ । [এক+রা=টা]।

২=[রং]—বি. কবুল ॥ খুদায় কথা এ্যাক্ রা কর । [<ইক্‌রার اقرار আং]।

৩=[রা]—বি. পায়রা ॥

এ্যাক্ রাই=[ম]--ক্রি.বিণ. একমত ॥ শকলে এ্যাক্‌রাই হৈয়া যাও । [<এক +রায় رای আং]।

এ্যাক্ রান্ শিয়া=[সি]—বিণ. স্বার্থপর ॥ মানুশ্‌টা বর এ্যাক্‌রান্‌শিয়া ।

এ্যাক্‌রা ব্যাক্ রা=[কুম]—বিণ. আঁকা বাঁকা ॥ এ্যাক্‌রা ব্যাক্‌রা কৈরা লেইখ না । [<আঁকা+রা+বাঁকা+রা]।

এ্যাক্ রাম্=[ম]—বি. বাজা ॥ আম্‌রা বিকালে এ্যাক্‌রাম্ করিব । [<ইক্‌রাম اکرام আং=সম্মান করা]।

এ্যাক্ রুখ্ খা =[সি] — বি. রুক্ষ স্বভাবী ॥ [<এক রোখা]।

এ্যাক্ রে=[পা, সি]--ক্রি. বিণ. একেবারে ॥ তুই এ্যাক্‌রে কোনও কামের্ না । [<একেবারে]।

এ্যাক্ রৈগ্যা=[পা]—বিণ. একগুঁয়ে ॥ এ্যাক্ রৈগ্যা সেলে । [<এক+রগ رگ ফা.+ইয়া প্র.]।

এ্যাক্ রোশ্ =[সি] — ক্রি. বিণ. অবিরাম ভাবে ॥ এ্যাক্‌রোশে বারিত যাইতাম্‌গি ।

এ্যাক্ লক্ তা=[খু]—ক্রি. বিণ. একসমেত ॥ পাট্‌গুলি এ্যাক্‌লক্‌তা বিক্‌রি কর্ । [<এক+লখত لخت ফা.=অংশ]।

এ্যাক্ লগে=[সি]— ক্রি. বিণ. একসঙ্গে ॥ আম্‌রা এ্যাক্‌লগে গেলে তুমায় শুবিদা । [<এক+লগে= সঙ্গে ; √লগ্ সং]।

এ্যাক্ লা=[সি]— বিণ. একজন ॥ ঐ গরে এ্যাক্‌লা লোক্ আসে। [<এক +লা=টা]।

২=[চা]—বিণ. একাকী ॥ এ্যাক্‌লা আইসি এ্যাক্‌লা যামু । [<একেলা]।

এ্যাক্‌লাক্ কোলা =[রং]— ক্রি. বিণ. শুধু একা ॥ মুই এ্যাক্ লাক্‌কোলা তোমার্ বাড়ি আবার্ শময় পাইমে ।

এ্যাক্ লাচ'া=[চা]--বিণ. একপ্রস্থ ॥ এ্যাক্ লাচ'া গুন্ দিয়া মাস্ ধরার্ যায় ॥

এ্যাক্ লামদম্ =[ম]—বিণ. স্বাধীন ॥ শে এ্যাক্‌লামদন্ গুইয়া বেরায় । [<একলা+মতন]।

এ্যাক্ লোংগা=[চা]—বিণ. সোজা ॥ গাস্‌টা বর এ্যাক্ লোংগা ।

এ্যাক্ শা=[চা, কুম, সি]—বিণ. একাকার, একত্র ॥ দানে চা'ইলে এ্যাক্‌শা ॥ [<এক্‌সা হিং]।

এ্যাক্ শাইত্ =[ম, চা, কুম]— ক্রি. বিণ. কিছুক্ষণ ॥ এ্যাক্ শাইতের্ মদ্দে আইয়া পর্‌বা । [দেখ এ্যাক্ সায়াত্]।

এ্যাক্ শাইলা=[রং]—বিণ. যে একপক্ষে থাকে ॥ লোক্‌টা এ্যাক্‌শাইলা ছাড়া দোশোইলা না ।

এ্যাক্ শাটা=[রং]—ক্রি. বিণ. বরাবর ॥ এ্যাক্‌কাম্ এ্যাক্ শাটা না করিশ্ বাহে ।

এ্যাক্ শাড়ে=[ম]— বিণ. যে মিশুক নয় ॥ [<য়ক্ সর্ یکسر ফা. + এ <ইয়া প্র.]।

এ্যাক্ শালিয়া=[রং]— বিণ. যাহার বয়স একবৎসর ॥ এ্যাক্ শালিয়া ঘোড়া ॥ [<এক+সাল+ইয়া অথবা< এক+সন+ইয়া প্র.]।

এ্যাক্ শান্ জ=[রং]—ক্রি. বিণ. এককালে ॥ এ্যাক্ শান্‌জ শৌগ্ মান্‌শে ছাওয়া আছিল ।

এ্যাক্ শারা করা=[কুম]—ক্রি. চূড়ান্ত করা ॥ বৈক্যা এ্যাক্ শারা কর্‌লো যেরে । [<য়ক্‌সর یکسر ফা. + আ (স্বার্থে)]।

এ্যাক্ শার্ =[কুম]—ক্রি. বিণ. একেবারে ॥ এ্যাক্‌শার্ বারিত্ যাও । [দেখ এ্যাক্ শারা করা]।

এ্যাক্ শেইন্ লা=[পা]—বিণ. একগুঁয়ে ॥

এ্যাক্ সল্ লা=[পা]— বিণ. আত্মাদা

একটু ॥ আয়্ এ্যাক্‌সল্লা কাপর্ ঐনেই ঐত]।

এ্যাক্‌সাইট্‌ট = [চট্ট]— বি., বিণ. একষট্টি, ৬১ ॥ [<একষষ্ঠি]।

এ্যাক্‌সাইয়া= [ক]— বিণ. সমান ॥ এ্যাক্‌সাইয়া বেতের্ আগ্‌গুলা শব্ কাটো। [<একসা+ইয়া প্র.]।

এ্যাক্‌সানি=[কুম]—বিণ. সমকক্ষ ॥ আম্‌রা তিন্‌ ঘনে এ্যাক্‌সানি লোক্ । [<এক + সানি ثانی আঃ কিংবা একসা+নি প্র. ; দেখ এ্যাক্‌সাইয়া]।

এ্যাক্‌সামা=[ম]— বিণ. একপ্রকার ॥ এই মাস্‌কডা এ্যাক্‌সামা। [<এক+ সমান]।

এ্যাক্‌সায়াত্‌=[চট্ট]—ক্রি. বিণ. কিছু-ক্ষণ ॥ [এক+সা'আত ساعت আঃ]।

এ্যাক্‌সারে=[কুম, নো]— বিণ., ক্রি. বিণ. মোটেই ॥ অয়্ এ্যাক্‌সারে বারি যায়্ না।

এ্যাক্‌সার্‌=[কুম]—বিণ. একান্ত ॥ তাইন্ এ্যাক্‌সার্ শোখা মানুশ্। [<য়ক্‌সর يکسر ফা.]।

২=[খু]—ক্রি. বিণ. সোজা ॥ এ্যাক্‌সার্ দক্‌খিন্ দিকে যাও। [পূর্বে দেখ]।

এ্যাক্‌সালি=[কুম]—বি. পাঁচ মন ॥ [<এক+ছালি=ছালা<স্থালী সং]।

এ্যাক্‌সেদি=[সি]—বিণ. এক কোপে যাহা কাটা যায় ॥ এ্যাক্‌সেদি বাশ্। [<এক+ছেদি=(ছেদন)]।

এ্যাক্‌সের্‌=[বা]— বিণ. বিণ. এক-দম ॥ এ্যাক্‌সের্ বাযে কথা। [দেখ এ্যাক্‌সার্]।

এ্যাক্‌স্যাটা=[চট্ট]—বিণ., ক্রি. বিণ. একচেটিয়া, একধার হইতে অন্যধার পর্যন্ত ॥ [<একচেটিয়া]।

এ্যাক্‌স্যায়্=[সি]—বি. রাগের মাথায় মার ধোর ॥

এ্যাক্‌হরি = [সি] — বিণ. একটা ॥ আমার্ সাগি এ্যাক্‌হরি পাটার্ বাচ্'চা দিলে ॥

এ্যাক্‌হল্লা = [চট্ট] — ক্রি. বিণ. একবার ॥

এ্যাক্‌হাইক্‌ = [ফ] —বিণ. একমুখ-ওয়ালা ॥ [<এক + হা = (মুখ) + ইকা]।

এ্যাক্‌হায়া=[চা]— ক্রি. বিণ. এক-ভাঁজ ॥ হতাতা এ্যাক্‌হায়া কৈরা বান্‌দ। [<একহারা]।

এ্যাক্‌হালি = [সি] — বি. গণনা বিশেষ, পাঁচটা বা ছয়টা ॥ এ্যাক্‌হালি আম্‌দ্যাও। [<এক হালি]।

এ্যাখানিকে=[দি]—ক্রি. বিণ. এখনই ॥ ওই এ্যাখানিকে আশ্‌ছি। [<এই+ ক্ষণিকে]।

এ্যাখান্‌দে=[রা]—ক্রি. বিণ. এই পথ-দিয়া ॥ এ্যাখানুদে ঐখানুদে দুই খানুদে জাইতে পারে। [<এই খান দিয়া]।

এ্যাখুন্‌ = [রা] — অব্য. এখন ॥ [<এখন]।

এ্যাখুন্‌কির্‌=[পা, কু]—ক্রি. বিণ. এখনকার ॥ এ্যাখুন্‌কির্ মতুন্ নাই গো ॥ [এখন কার]।

এ্যাখেরা=[চা]—ক্রি. বিণ. একভাঁজ ॥ হতাডা এ্যাখেরা কৈরা বান্‌দ। [দেখ এ্যাক্‌হায়া]।

এ্যাখেলে=[দি]—ক্রি. বিণ. একেবারে এ্যাখেলে চলি জা।

এ্যাখোন্‌ ত্যাখোন্‌=[ব, রা]—বি. মমূর্ষু অবস্থা ॥ 'রোগির্ এ্যাখোন্ ত্যাখোন্ ডাক্‌তারের্ ছয়্‌মাশ্' (রা)। [<এখন তখন]।

এ্যাখ্‌যাইয়ি = [ম] — ক্রি. বিণ. বারবার ॥ এ্যাক্‌যাইয়ি সেলেটা কান্‌দে ক্যা ?

এ্যাখ্‌তা=[সি]—বি. কোন লোভনীয় জিনিস ॥ গান্ কওরে, এ্যাখ্‌তা খাওয়াইমুনে ॥ [<এক+তা=টা]।

এ্যাখ্‌নো=[সি]—ক্রি. বিণ. একান্ন-বর্তী ॥ আম্‌রা এ্যাখ্‌নো আসি। [<একান্ন]।

এ্যাখ্‌মত্‌=[ম]—বি. ক্ষমতা, হিক-মত ॥ তর্ এ্যাখ্‌মত্ দেইখা থুইসি। [<হিক্‌মত্ حکمت আঃ]।

এ্যাখ্‌লা=[কুম]—ক্রি. বিণ. একাকী ॥ এ্যাখ্‌লা গরে থাইকো না। [দেখ এ্যাক্‌লা$_2$]।

এ্যাগর্‌ ত্যাগর্‌=[ম]—বি. খেলার দম বিশেষ ॥ 'এ্যাগর্ ত্যাগর্ কুন্‌যিশালা, দশ্ বারডা মাইরা ফালা' (ছড়া)। [অনু]।

এ্যাগা=[দি]—অব্য. সম্বোধন সূচক ॥ [<হ্যাঁগা]।

এ্যাগাযোগা =[খু] — বিণ. বিশ্রী ॥ হাতের্ লেখা এ্যাগাযোগা। [<আঁকা-জোকা]।

এ্যাগাত্‌ এ্যাগ্‌গলি=[চট্ট]— বি. খুব ভাব ॥ ইতাবার্ মদ্‌দে এ্যাগাত্ এ্যাগ্-গলি। [এক গাত<গাত্র+এক গলা +ই]।

এ্যাগানা=[সি]—বিণ. আত্মীয়, যাহার সঙ্গে বিবাহ নিষিদ্ধ ॥ [<য়গানহ্ یگانه ফা.]।

এ্যাগানো=[দি]—ক্রি. রক্ষা করা, বিপদ হইতে বাঁচানো ॥

এ্যাগালা=[কুম] — ক্রি. বিণ. এই পার্শ্বে ॥ রাস্তার্ এ্যাগালা করিয়্‌রায়্ বারি।

এ্যাগ্‌কা = [কুম] — বিণ. এক ॥ এ্যাগ্‌কা ট্যাহা দেও। [<এক + গা =টা]।

এ্যাগ্‌গেনা = [ম] — বি. গিরগিটি জাতীয় জীব ॥ এ্যাগ্‌গেনাডা সাইরা যাবুকি ?

এ্যাগ্‌শা=[চা]—বি., বিণ. একত্রিশ, ৩১ ॥ [দেখ এ্যাক্‌দিশা, এ্যাক্-দিশ্]।

এ্যাগ্‌না = [চা, সি] — বিণ. আপন, আত্মীয় ॥ [দেখ এ্যাগানা]।

২=[রা]—বি. উঠান, চত্বর ॥ এ্যাগ্-নাত্ ঝাড়্ দ্যাও। [<আঙ্গিনা<অঙ্গন সং]।

এ্যাগ্‌না কুটুম্=[চট্ট]—বিণ. নিকট আত্মীয় ॥ [দেখ এ্যাগ্‌না + কুটুম = কুটুম্ব]।

এ্যাগ্‌না বেগ্‌না=[ম]—বি. আপন-পর ॥ তার্ এ্যাগ্‌না বেগ্‌না ক্যাও

নেই ॥ [দেখ এ্যাগ্না + বেগানহ্ ﺑﻴﮕﺎﻧﻪ ফা.]।

এ্যাগ্বাব্=[চা]—বিণ. একরকম, পূর্বের অবস্থামত ॥ রোগির্ অবস্তা এ্যাগ্বাব্ ॥ [<এক ভাব]।

এ্যাগ্রা=[বা]—বিণ. একটি ॥ এ্যাগ্রা ট্যাহা দি যা। [<এক+রা=ড়া<ডা<টা]।

এ্যাগ্রানো=[য]—ক্রি. অতিবিক্ত পাকা ॥ কাডল্ডা পাহ্যা এ্যাগ্রাইয়া গেসে।

এ্যাগ্রে রাখা=[ফ]—ক্রি. পাহারা দেওয়া, ঘেরাও করিয়া রাখা ॥

এ্যাঘড়ু=[রা]—ক্রি, বিণ. এখন ॥ এ্যাহ্ড়ু জেতে পার্বো না ॥ [<এই ঘড়ি]।

এ্যাচ'র্=[য]—বি. আঁচড়্, দাগ ॥ বিড়ালে নখ্ দি এ্যাচ'র্ দিল্। [<আঁচড়]।

এ্যাচ'া=[বা]—অব্য. এদিকে ॥ এ্যাচ'া বাই এক্টা কথা হোনো। [<এই+চাও=এদিকে চাও]।

২=[বা]—ক্রি. সেঁচা, অন্য স্থানে ফেলানো ॥ আপিহান্ লৈয়া পানি এ্যাচে'া ॥ [<সেঁচা=সেঁচন<সিঞ্চন]।

এ্যাচ'াবেযা=[য]—বিণ. এলোমেলো ॥ মাথার্ চু'ল্গুলা এ্যাচ'াবেযা ক্যা॥

এ্যাচ'্কা=[বা, খু]—বিণ. আন্দাজের ॥ এ্যাচ'্কা হিশাব্ ঠিক্অয় নাই। [<আচ্কা]।

২=[সি]—বি. দাপট ॥ যরের্ (ঝড়ের) এ্যাচ্'কাত্ কি যোর্। [<হেঁচকা]।

৩=[রা]—ক্রি. বিণ. চমকিয়া ॥ এ্যাচ্কা উঠ্লেজে। [আচম্কা]।

৪=[কুম]—বি.—বি. পতনোন্মুখ গৃহ রক্ষার্থে বাঁকা ভাবে লাগানো খুঁটি ॥ গর্ডাত্ এ্যাচ্'কা লাগাও।

এ্যাচ্'চ'ানো=[বা]—ক্রি. এইদিকে চাওয়া ॥ এ্যাচ্'চ'ান্ আপ্নি কি যানেন্? [<এই+চা+আনো প্র.]।

এ্যাচ্'রা=[সি]—বি. চালু জায়গা ॥ যে এ্যাচ্'রাতে আসায় খাইলে।

এ্যাচ্'পার্=[চা]—বি. খতম ॥ তোর্ যান্ এ্যাচ্'পার্ কৈরা হালামু। [<ইস্পার হিং; অর্থ বিকৃতি]।

এ্যাচ্'প্যাচ্'=[সি]—বি. খুঁটিনাটি ॥ আমি ইতার্ এ্যাচ্'প্যাচ্' অত বুযি না। [<এ্যাচ্ (অনু:)+প্যাঁচ]।

এ্যাচ্'রা=[চা]—বি. দুধ প্রভৃতির পোড়া অংশ ॥ দুদের্ এ্যাচ্'রা খাইতে বালা।

এ্যাচ্'রা এ্যাচ্'রি=[পা]—বি. হুড়াহুড়ি ॥ [অনু.; হেঁচড়া হেঁচড়ি]।

এ্যাচ্'লা=[পা, য]—বি. ঘরের চাল বাঁধার দড়ি ॥

২=[ফ]—বি. ঝাপটা ॥ বিশ্টির্ এ্যাচ্'লায় গুড়াগুলো শব্ খৈয়া পড়্সে। [<সেঁচা+লা স্বার্থে]।

এ্যাচ্'লানো=[চা]—ক্রি. ছিটানো ॥ এ্যাচ্'লাইয়া ড্যাংগা খ্যাতে পানি দ্যাও। [দেখ এ্যাচ্'লা+আনো প্র.]।

এ্যাজাই=[রং]—বি. লেপ ॥ [<রযাই হিং]।

এ্যাযা=[সি]—অস. ক্রি. ভিজিয়া ॥ শব্ এ্যাযা গেসে।

২=[সি]—বি. ভেজা, ঠিকা ॥ বেরাটায় এ্যাযা দ্যাও।

এ্যায়াইর্=[সি]—বি. এজাহার ॥ [ইয্হার اظهار আং]।

এ্যাযাপ্=[চট্ট]—বি. বিয়ের প্রস্তাব ॥

এ্যাযার্ ব্যাযার্=[ব]—বিণ. অসন্তুষ্ট ॥ অতো এ্যাযার্ ব্যাযার্ ক্যান্। [<এ্যাজার অনু:+বেজার بیزار ফা.]।

এ্যাযালা=[ম]—বিণ. একটু, অল্প ॥ এ্যাযালা যমি। [<এক+যরা<যর্রঃ ذره আং]।

এ্যাযাল্ ব্যাযাল্=[চা]—বি. অসুবিধা ॥ তোমার্ কোনু এ্যাযাল্ ব্যাযাল্ নাই, যেখান খুশি যাও।

এ্যাযাল্লাহানি=[পা]—বিণ. একটুখানি ॥ দুদ্ এ্যাযাল্লাহানি নাবাই পৈড্চে'। [এক জাররা বা জররা+খানি; দেখ এ্যাযালা]।

এ্যাযে=[ব]—বি. বানান ॥ এ্যাযে কর্তে না পার্লি পড়া পার্বি কেম্নে। [<হিজ্জা' هجاء আং]।

এ্যাযে করা=[পা]—ক্রি. বুঝিবার জন্য বার বার জিজ্ঞাসা করা ॥ [দেখ এ্যাযে+করা]।

এ্যাযেদা=[পা]—অব্য. ওগো, এইযে ॥ [<এই যে দেখ]।

এ্যাযেদো=[পা]—অব্য. এইতো, ঐ দেখ ॥ [দেখ এ্যাযেদা]।

এ্যায্=[ম]—বিণ. একটা ॥ এ্যায্ কথা কনেন্। [<এই যে কিংবা<এক যে]॥

এ্যায্যোত্=[নো]—বি. সম্মান ॥ এ্যায্যোত্ হর্মত্ আল্লার্ আত্। ['ইয্যত عزت আং]।

এ্যায্মত্ খাওয়া=[সি]—ক্রি. দুর্বল হওয়া ॥ লাঠির্ বারি খাই পাগ্লা কুত্তা এ্যায্মত্ খাই লৈল্। [হযীমত هزيمت আং]।

এ্যায্মালিক্=[নো]—ক্রি. বিণ. একত্রে, একসাথে ॥ এ্যায্মালিকে দোকান্ অত যগ্ড়া অয্ এ্যালুনাই। [<ইজ্মালী اجمالی আং]।

এ্যায্রা কাঁটা=[চট্ট]—বি. জলজ উদ্ভিদ বিশেষ ॥

এ্যায্রা বেয্রা=[চ]—বি. অসুবিধা, জঞ্জাল ॥ তোমার্ কোনু এ্যায্রা বেয্রা নাই।

এ্যায্রাল্ ব্যায্রাল্=[চা]—বি. কাজের অসুবিধা ॥ কোনু এ্যায্রাল্ ব্যায্রাল্ না থাক্লে বিয়া ঐতে পারে।

এ্যায্লা=[চট্ট]—বি. জলজ উদ্ভিদ্ বিশেষ ॥ দিঘিডা এ্যায্লায় ভরা।

২=[ম, ব]—বিণ. অল্প, সামান্য ॥ আমারে এ্যায্লা পানি দ্যাও। [দেখ এ্যাযালা]।

এ্যাটা উচ'ান্=[পা]—বিণ. উঁচুনীচু ॥ এ্যাটা উচ'ান্ পথ্ ॥ [হেট+আ প্র.; উঁচা+ন প্র.]।

এ্যাটাটেংরা=[সি]—বিণ. ছোটবড় ॥ মাছ্গুলান্ এ্যাটাটেংরা কৈরা কম্ দামে দিল্সে। [হেটা+টেং<তুঙ্গ

সং+রা প্র.]।

এ্যাটাটেম্‌রা=[য]—বিণ. উঁচুনীচু ॥ এ্যাটাটেম্‌রা পত্‌ দিয়া চ'লন্ মুশ্‌কিল্। [দেখ এ্যাটাটেংরা]।

এ্যাটানে ওটানে= [চট্ট]—ক্রি. বিণ. এদিকে ওদিকে ॥ এ্যাটানে ওটানে যাইস্ না ॥ [<এ ঠানে+ও ঠানে <এস্থানে+ও স্থানে]।

এ্যাটে=[রা, রং]—ক্রি. বিণ. এখানে, ওখানে ॥ এ্যাটে আইলাম্। [<এই+ ঠাঁই]।

এ্যাটেই=[রং]—ক্রি. বিণ. এইখানে ॥ মুই এ্যাটেই থুনু ॥ [<এ ঠাঁই<এই ঠাঁই]।

এ্যাট্‌ উপ্‌রি=[পা] — ক্রি. বিণ. উপর্যুপরি। এ্যাট্‌উপরি বিপদে কেউ শাহায্য করে না। [এ্যাট<হেট+ উপরি]।

এ্যাট্‌কি = [ঢা, ম] — বি. হিক্কা ॥ এ্যাট্‌কি শুরু ঐসে ক্যাগিডা আর্ বাচ্'তো না। [দেখ ওট্‌কি]।

এ্যাট্‌কিনি = [চট্ট] — বিণ. বদলি ॥ [<একটিং acting ইং]।

এ্যাট্‌কিন্‌=[কুম]—বি. বদল ॥ এ্যাট্‌কিন দিয়া কি শব্ কাম্ অয্ ? [দেখ এ্যাট্‌কিনি]।

এ্যাট্‌টা=[খু]—বিণ. একটা ॥ এ্যাট্টা ট্যাকা দ্যাও ॥ [<এক+টা]।

এ্যাট্‌টানো = [কুম]— ক্রি. রাখা ॥ ঠিক্‌মত যিনিশ্‌টা এ্যাট্‌টো।

এ্যাঠায়্‌=[ম]— ক্রি. বিণ. এখানে ॥ এ্যাঠায়্ আয়্ ॥ [দেখ এ্যাটে]।

এ্যাঠেন্‌টা=[রা]— ক্রি. বিণ. এখানে, এই জায়গায় ॥ এ্যাঠেন্‌টা বশ্ ॥ [<এঠাঁই+টা]।

এ্যাডাই=[য]—ক্রি. বিণ. এখানে ॥ এ্যাডাই আহন্। [দেখ এ্যাঠায়্]।

এ্যাডা ডাইর্‌=[কুম]— বিণ. এবড়ো খেবড়ো ॥ নৌকায়্ পাটাতন্‌ডা এ্যাডা-ডাইর্।

এ্যাডা বুডি=[বা]—ক্রি. বিণ. পর পর, পিঠাপিঠি ॥ হেয্ এডাবুডি বাহ'চ'। পোয়া হৈছে ॥

এ্যাডে=[চট্ট]—ক্রি. বিণ. এইস্থানে ॥ [দেখ এ্যাটে]।

এ্যাড্‌টে=[য]—ক্রি. বিণ. এইস্থানে ॥ এ্যাড়ুটে রাখ্ ॥ [দেখ এ্যাডে]।

এ্যাড্‌রে=[য]— ক্রি. বিণ. এখানে ॥ এ্যাড্‌রে বৈয়া রৈস ক্যা ॥ [<এ+ ধারে=এই ধারে]।

এ্যাড়া=[গা]—বিণ. খালি ॥ ছাওবাডা এ্যাড়া হাতে দাঁড়াতে পাবে। [√এড়্]।

২=[রা]—বি. খাবার জিনিস, (বিশেষ অর্থে) ভাত ॥ ফকির্‌ডারে কিছু এ্যাড়া দ্যাও।

৩=[রা]—বি. ঢিলা, শৈথিল্য ॥ আমি বেলায়্ এ্যাড়া দিলাম্। [√এড়্]।

৪=[খু, য]—বি. অণ্ডকোষ ॥ [<এঁড় <অণ্ড সং]।

৫=[খু]—বিণ. বন্য, পরিত্যক্ত ॥ এ্যাড়া বিশ্ লাগে যা হোলো। [√এড়্]।

এ্যাড়াটে=[খু]—বিণ. নোংরা ॥ তুই এ্যাক্‌টা এ্যাড়াটে নাকি ? [<এড়াটে, এড়াটিয়া]।

এ্যাড়া থাকা= [খু]— ক্রি. স্বাভাবিক ভাবে বাদ পড়া ॥ খ্যাত্ নিড়াইতে গেলে অনেক্ ঘাশ্ এ্যাড়া থাকে। [√এড়্]।

এ্যাড়ানো=[খু]—ক্রি. বাদ দেওয়া ॥ [<এড়ানো√এড়্]।

এ্যাড়েং তেড়েং=[রং]—বিণ. এলো-মেলো ॥ জিনিশ্‌টা এ্যাড়েং তেড়েং করে ফেল্‌লি ক্যান্ ?

এ্যাড়েং বেড়েং=[রং]—বিণ. এলো মেলো ॥ জিনিশ্‌টা এ্যাড়েং বেড়েং করে ফেলাইশ্ ক্যান্ ? [দেখ এ্যাড়েং তেড়েং]।

এ্যাড়েদিন্‌=[খু]—ক্রি. বিণ. কিছুদিন আগে ॥ এ্যাড়ে দিন্ আইলাম্। [√এড়্]।

এ্যাড়ো=[খু]—বি. ত্রিফলাযুক্ত অস্ত্র-বিশেষ ॥ এ্যাড়ো দিয়ে এক্‌টা কুকুর্ কুপায়ে মার্‌চে'।

২=[কু]—বি. ছোট খাট দণ্ড ॥

এ্যাড়ে=[কু]—অব্য. ওহে, ওগো ॥ এ্যাড়ে এ্যাকেলা কুথি যান্ ?

এ্যাড়োট্‌=[খু]— বিণ. ঢিলা ॥ ইডা এ্যাড়োট্ করে থুড়্‌লি ক্যান্।

এ্যাড়্‌=[য]—বি. অণ্ডকোষ, হোলা ॥ তোর্ এ্যাড়্ যে দেহি খড় মোটা হোলো। [দেখ এ্যাড়া]।

এ্যাতক্‌=[কুম]—ক্রি. বিণ. এই পর্যন্ত ॥ এ্যাতক্ লেইখাই শ্যাশ্ কর্‌লাম্। [<এই+তক হিং]।

এ্যাতকট্ট [চট্ট]— বিণ. এতগুলি ॥ [দেখ এ্যাতক্‌টিন্]।

এ্যাতক্‌টিন্‌=[কুম]—বিণ. এতগুলি ॥ এ্যাতক্‌টিন্ বাত্ হানাইলা ক্যেবে ? [<এত + কটি = …য়টি + ন স্বার্থে প্র.]।

এ্যাতগ্‌গুন্‌=[চট্ট]—বিণ. এতবেশী ॥ এ্যাতগ্‌গুন্ মাস্‌নিয়া কি কর্‌বো। [<এত গুলিন, এত গুলোন]।

এ্যাতন্‌=[কুম]—সর্ব. তিনি ॥ এ্যাতন্ আমার্ বন্দু।

এ্যাতবানা = [পা] — বিণ. এতবড় ॥ নদির্ কোলে এই এ্যাতবানা মাশ্ দেখ্‌লাম্।

এ্যাতর্‌ = [বা] — ক্রি. বিণ. এখানে, এদিকে ॥ হামি এতর্ আছি ॥

এ্যাতাই = [কুম] — সর্ব. সে (স্ত্রী) ॥ এ্যাতাই আস্‌তা চোগল্‌খোর্। [সে +তাই]।

এ্যাতাইন্‌=[চট্ট]—বিণ. এতগুলি ॥ এ্যাতাইন্ দোশ্ ন দিয়্। [<এত-গুলি=গুলি]।

এ্যাতাইল্‌=[কুম]—বি. মাটিতে গর্ত করার কাঠের তৈরী লাঠি বিশেষ ॥ এ্যাতাইল্ দিয়া গাতা কর্।

এ্যাতাকদ্‌ =[চট্ট]— বি. বিশ্বাস ॥ হিতান্‌রে আঁর্ এ্যাতাকদ্ নাই। [<ইতিকাদ اعتقاد আং]।

এ্যাতাক্‌কিন্‌ = [চট্ট]— বিণ. এত-গুলি ॥ এ্যাতাক্‌কিন্ ভাত্ দিয় ন

পাড়িম্। [দেখ এ্যাতগুগুন্]।

এ্যাতাগাইন্=[নো]—বিণ. এতগুলা॥ এ্যাতাগাইন্ বাত্ ফেলাইয়া দিলি। [দেখ এ্যাতগুগুন্]।

এ্যাতাগেতা=[ম]—বিণ. অনেকগুলি॥ তার্ এ্যাতাগেতা পোলাপান্।

এ্যাতাত্=[খ]—ক্রি. বিণ. এ পর্যন্ত॥ [<এই+তক; দেখ এ্যাতক্]।

এ্যাতানো=[কুম]—ক্রি. হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া জোরে জোরে শ্বাস নেওয়া॥

এ্যাতায়াত্=[কুম]—বি. আদেশ পালন॥ আল্লার্ এ্যাতায়াত্ কর। [<ইতা'আত طاعت আং]।

এ্যাতায়্=[বা]—ক্রি. বিণ. এখানে॥ এ্যাতায় কেউ নাই॥ [<এথায়<হেথায় =হেথা]।

এ্যাতারা=[চট্ট]—সর্ব. তাহারা॥ এ্যাতারা আঁর্ কথা হনে না।

এ্যাতালা বেতালা=[ম]—বিণ. এলোমেলো, গোলমেলে॥ এ্যাতালা বেতালা কথা কৈয়ো না। [বেতালা+এ্যাতালা অনু:]।

এ্যাতাহানে=[ঢা]—ক্রি. বিণ. এতক্ষণে॥ পোলাডা এ্যাতাহানে কান্‌তাসে। [<এতক্ষনে]।

এ্যাতুগুইলি=[কু, পা]—বিণ. এই পরিমাণ॥ [<এত+গুলি বা গুলিন]।

এ্যাতেল্লাই=[চট্ট]—অব্য. এইজন্য॥ [<এতের লাগি=ইহার লাগিয়া]।

এ্যাত্যাল্=[ব]—বি. রৌদ্রে ধান্যাদি শুকাইবার জন্য ব্যবহৃত চাটাই বা মাদুর। [দেখ আতাইল্]।

এ্যাতো আনি=[কুম]—বিণ. এতখানি, এতগুলা॥ এ্যাতোআনি দুধ্ নষ্ট ঐসে। [<এত+খানি]।

এ্যাতোক্‌টিন্=[কুম]—বিণ. এতগুলা॥ এ্যাতোক্‌টিন্ আম্ কে খাইল্। [<এত+কটি+ন অতিরিক্ত প্র.; দেখ এ্যাতক্‌টিন্]।

এ্যাতো গুলাইচ্=[কুম]—বিণ. এতগুলা॥ [<এতগুলি+চ (স্বার্থে)]।

এ্যাত্তোর্ ক্যাত্তোর্=[ব]—বিণ. নোংরা॥ এ্যাত্তোর্ ক্যাত্তোর্ সেলে॥ [<ইতর+কিহ্‌তর کہتر ফা.=অধম]।

এ্যাত্তোরে=[পা]—ক্রি. বিণ. এইদিকে॥ এ্যাত্তোরে এ্যাখ্‌লা কেন?

এ্যাত্=[চট্ট]—বি. হাতী॥ [<হাতী]।
২=[পা]—বি. রাত॥ এ্যাতের্ বেলায় কোনে যাও?

এ্যাত্ এ্যাইতা=[কুম]—বিণ. হয়রান, ঘর্মাক্ত কলেবর॥ [দেখ আত্৪]।

এ্যাত্‌কন্=[কুম]—ক্রি. বিণ. এতক্ষণ॥ এ্যাত্‌কন্ লাগ্‌লো তোর্ আইতে? [<এতক্ষণ]।

এ্যাত্ তঅর্=[চট্ট]—বিণ. এতবড়॥ এ্যাত্ তঅর্ মাস্ কৈ পাইলি। [<এতবড়]।

এ্যাত্‌তরি=[ঢা]—অব্য. ধ্যাত্তরি, বিরক্তিসূচক॥ এ্যাত্‌তরি তুই অখন্ যা। [=ধেত্‌তরি=ধুত্তরি]।

এ্যাত্ তরে=[কুম]—ক্রি. বিণ. একেবারে॥ এ্যাত্‌তরে কাম্ কৈরা যামু। [<একত্তরে<একত্রে]।

এ্যাত্ তর্=[চট্ট]—বিণ. এত বড়॥ এ্যাত্‌তর্ মাস্ দিয়া কি গর্‌বি? [দেখ এত্‌তঅর্]।
২=[চট্ট]—ক্রি. বিণ. এক সাথে॥ আঁরা হবাই এ্যাত্‌তর্ আসি। [<একত্র]।

এ্যাত্ তর্ পানি=[য]—বি. ঘোলা পানি॥

এ্যাত্ তাইন্‌না=[কুম]—বিণ. এতবড়॥ এ্যাত্‌তাইন্‌না হাপ্।

এ্যাত্ তাকি=[সি]—ক্রি. বিণ. ইহার চেয়ে॥ এ্যাত্‌তাকি তুমি নিবে গিয়া দেখ্যা আইও॥ [<এর+থাকি=ইহার +থাকিয়া=চাহিয়া]।

এ্যাত্ তাক্=[য]—বিণ. অনেক॥ তার্ এ্যাত্‌তাক্ ট্যাহা পৈশা আসে।

এ্যাত্ তারা=[কুম]—বিণ. এত বড়॥ এ্যাত্‌তারা লাউ আমি আর্ দেখি নাই। [দেখ এ্যাত্‌তর্]।

এ্যাত্ তার্=[খু]—ক্রি. বিণ. একত্র॥ তারা সব্‌ভাই এ্যাত্‌তার্ থাকে। [দেখ এ্যাত্‌তর্]।
২=[খু]—বি. একতার॥ এ্যাত্‌তারের্ মিনিশ্ কৈ? [<ইফ্‌তার افطار আং]।

=[কু, পা]—বিণ. এতগুলি, অনেক॥ এ্যাত্‌তুগুইলি মানুশ্। [<এতগুলি]।

এ্যাত্ তো কোনা=[য]—বিণ. সামান্য, একটু॥ [<এত কণা]।

এ্যাত্‌না=[সি]—বিণ. এতটুক্॥ এ্যাত্‌না বাত্ খাইয়া পেট্ ভরে না। [<এত+খানা কিংবা ইতনা হিং]।

এ্যাত্ পেইত্ তা=[ঢা]—বিণ. হয়রান, বিরক্ত॥ বাত্ খাইতে এ্যাত্ পেইত্‌তা। ঐসি [<এত্‌পেত্ অনু. +ইয়া প্র.]।

এ্যাত্‌লা=[দি]—বিণ. এতগুলা॥ এ্যাত্‌লা ভাত্ হামি খাবু? [<এতগুলা]।

এ্যাথা=[রং]—ক্রি. বিণ. এখানে॥ এ্যাথা তুই আলি কেন্ বাহে? [<এথা =হেথা]।

এ্যাদক্=[পা, চট্ট]—ক্রি. বিণ. এত॥ এ্যাদক্ করি বলুম্॥ [<এত+তক]।

এ্যাদন্=[য]—বিণ. এরূপ॥ [<এই +ধরণ]।

এ্যাদল্=[কুম]—বি. জলজ উদ্ভিদ্ বিশেষ॥

এ্যাদা=[বা]—অব্য. এই॥ এ্যাদা বাই হেন্। [<এই দেখ]।

এ্যাদান্=[পা]—ক্রি. বিণ. এ রকম॥ আমি এ্যাদান্‌তো দেখি নাই [দেখ এ্যাদন্]।

এ্যাদানি=[খু]—ক্রি. বিণ. আজকাল॥ এ্যাদানি দেশে বড় অভাব্। [<ইদানীং]।

এ্যাদার্=[রা]—বি. বর্গাদার॥ [দেখ আদার্৩]।

এ্যাদ্=[কুম]—বি. স্মরণ, স্মরণ॥ পড়া এ্যাদ্ কর্ [<য়াদ্ ياد ফা.]।

এ্যাদ্‌দিন্=[কুম]—ক্রি. বিণ. এই

পর্য্যন্ত ॥ এ্যাদ্‌দিন্‌ নআত্তি কৈ আসিলি। [<এত দিন]।

২=[চট্ট]—বি. একদিন। [<এক-দিন]।

এ্যাদ্‌দের এ্যাদ্‌দের্‌=[ঢা]— বি. ঢিলেমি, শৈথিল্য ॥ স্যারাডায়্‌ খালি এ্যাদ্‌দের্‌ এ্যাদ্‌দের্‌ করে।

এ্যাদ্‌লা=[য]—ক্রি· বিণ. পৃথক্‌॥ বাপে সেলেগো এ্যাদ্‌লা কৈর‍্যা দিসে। [<আলাদা<'আলাহদ্‌দহ্‌ علحدہ আং হইতে উর্দু]।

এ্যান=[কুম]—ক্রি. বিণ. এখানে ॥ আমার্‌ এ্যান আইও। [<এখানে]।

এ্যানং=[রং]—ক্রি. বিণ· এমন ॥ এ্যানং করি হাইটচ্‌ কেন্‌?

এ্যানা=[কুম]—অব্য. না, এই কারণে ॥ তাইতে এ্যানা এমুন্‌ কাম্‌ কর্‌সি।

২=[সি]—বি. ষা, গুঁতা ॥ এক্‌ এ্যানায়্‌ মরি গেল্‌।

এ্যানাও=[দি]—বিণ. একটুও ॥ হাঁরে এ্যানাও আক্‌কেল্‌ নাই।

এ্যানাত্তি=[রা]—ক্রি. বিণ. অল্পতেই ॥

এ্যানান্‌=[য]—বি. লাগাম ॥ গোরার্‌ মুখে এ্যানান্‌ দ্যাও। [<'ইনান عنان আং]।

২=[চট্ট]—বি. কেরোসিন তৈল ॥

এ্যানাবদি=[সি]—বিণ. পাজি ॥ দুর্‌ শালা এ্যানাবদি।

এ্যানে=[ক]— অব্য. এখন ॥ এ্যানে বাত্তি হবে ॥ [<এখন]।

২=[চট্ট]—ক্রি. বিণ. এই প্রকারে ॥

এ্যানো=[ব, রা]—বিণ. অল্প একটু ॥ এ্যানো নবন্‌ খার্‌ কোরে আন্‌।

এ্যান্‌=[চট্ট]—বিণ. এরূপ ॥ এ্যান্‌ কাম্‌ ন গৈর। [হেন]।

এ্যান্‌কা=[চট্ট]—ক্রি. বিণ. এমন ॥ তোমারে এ্যান্‌কা দেহা যায়্‌ কেন্‌॥ [দেখ+এ্যান্‌+কা]।

এ্যান্‌কার্‌=[খ]—বি. হিংসা, দ্বেষ ॥ এ্যান্‌কার্‌ করন্‌ বালা না [<ইন্‌কার انکار আং অস্বীকার<অস্বীকার]।

[illegible]

এ্যান্‌ডা=[কুম]—বি. অণ্ডকোষ ॥ [<অণ্ড]।

২=[য]—বি. ডিম ॥ [<অণ্ড সং]।

এ্যান্‌ডৈল্‌লা=[চট্ট]—বিণ. এই রকম ॥ এ্যান্‌ডৈল্‌লা মগ্‌ড়া ইটা ন দেহি। [হেন ডৌল+আ প্র.]।

এ্যান্‌তল্‌=[ঢা]— বি. গাছ বিশেষ ॥ এ্যান্‌তলের্‌ ডাইলে বালা দাতন্‌ অয়্‌ ॥

এ্যান্‌তা=[খু]—ক্রি. বিণ. এইস্থান হইতে ॥ এ্যান্‌তা যা। [<এখান থেকে<থাকিয়া]।

এ্যান্‌তাল্‌=[য]—বি. মোটা নূপুর ॥

এ্যান্‌দা=[রা]—বি. কাঠ ছিদ্র করিবার অস্ত্র বিশেষ ॥ এ্যান্‌দা ছাড়া কি কাঠ্‌ ছেদা হয়্‌। [<রঁ'দা<রন্দহ্‌ رنده ফা.]।

এ্যান্‌দেহা=[ফ]—ক্রি. বিণ. এইখান-দিয়া ॥ এ্যান্‌দেহা আয়্‌ ॥ [<এখান দিয়া]।

এ্যান্‌দোল্‌=[বা, চা]— বি. কাদা, পানির ময়লা ॥ পুগৈর্‌ বরা এ্যান্‌-দোল্‌ ॥

২=[সি]—বি. ফাঁদ ॥

এ্যান্‌ধারা=[রা]—বিণ. এমন ধারা ॥ এ্যান্‌ধারা কাম্‌ কর্‌লে আর্‌ চলে না। [<এমন ধারা]।

এ্যান্‌না=[নো]—বি· চোখের পাতার রোগ বিশেষ ॥ [<আঁজনাই <অঞ্জ-নিকা]।

এ্যান্‌নে=[খু, য]—ক্রি. বিণ. এখন ॥ এ্যান্‌নে কোন্‌ দিক্‌ যাত্তি হবে। [<এখনে]।

২=[কুম]— ক্রি· বিণ. এইভাবে ॥ এ্যান্‌নে তোরে যাত্‌ দিবো কে? [<এমনে]।

এ্যান্‌ব্যান্‌=[রা]—বি. সম্পর্ক ॥ তার্‌ সংগে হামার্‌ এ্যান্‌ব্যান্‌ নাই।

এ্যান্‌লা=[কুম]— বি. চক্ষু রোগ ॥ [দেখ এ্যান্‌না]।

এ্যান্‌হি=[কুম]— অব্য. এখন ॥ এ্যান্‌হি কৈ যাইস্‌। [এখনই; ই<হ, যাং হি]।

এ্যান্‌হে=[ঢা]— অব্য. এখন ॥ এ্যান্‌হে দেহা হবি না। [দেখ এ্যান্‌হি]।

এ্যাপট্‌=[য]—বি. রিপোর্ট ॥ দারো-গায়্‌ এ্যাপট্‌ দিসে। [<রিপোর্ট report ইং]।

এ্যাপাক্‌=[রং]—ক্রি. বিণ. এদিক্‌ ॥ এ্যাপাকে আয়্‌। [<এই + পাকে= দিকে]।

এ্যাপাটেপা=[য]—বিণ. ছোট ছোট ॥ এ্যাপাটেপা পোলাপান্‌। [অনু.]।

এ্যাপারি=[রা]—বি. রেফারি ॥ ভালো খেলায় পাকা এ্যাপারির্‌ দর্‌কার্‌। [<রেফারী referee ইং]।

এ্যাপেলা ছেপেলা=[বা]—ক্রি. বিণ. এদিক ওদিক ॥ [অনু.]।

এ্যাপ্যাল্‌ দেপ্যাল্‌=[চট্ট]—বি. বক-বক, গলাবাজি ॥ [অনু.]।

এ্যাফা=[চা]—বি. সম্পাদন ॥ আয়্‌গা আমার্‌ খ্যাতের্‌ দলিল্‌ডা এ্যাফা কর্‌লাম্‌। [<রফা' رفع আং]।

এ্যাফাই=[ঢা]— ক্রি. বিণ. এখানে ॥ এ্যাফাই আগো মায়ু। [<এই+বার= দিকে]।

এ্যাফ্‌টে, এ্যাফ্‌ঠাকে=[রং, রা, দি] —অস. ক্রি. দুই হাত যুক্ত করিয়া, একত্র করিয়া ॥ [< সাঁপটে < সাঁপটিয়া]।

এ্যাব=[সি, নো, চট্ট কুম]--ক্রি. বিণ. এখনও ॥ আঁর্‌ চ'চ'। এ্যাব বাইত্‌ আইয়ে ন। [<অব হিং]।

এ্যাবক=[ঢা]—ক্রি. বিণ. এখনও ॥ এ্যাবক তার্‌ কুনু খবর্‌ নাই। [দেখ এ্যাব]।

এ্যাবর্‌ যাবর্‌=[য]—ক্রি. বিণ. ওলটপালট ॥ কথায়্‌ এ্যাবর্‌ যাবর্‌ কর ক্যা মিয়া? [<আবড় জাবড়; তুং আবড় তাবড়<আবল তাবল]।

এ্যাবনাশ্‌=[রা]—বি. আফসোস ॥ [<আফসোস افسوس ফা.]।

এ্যাবর্‌ চ্যাবর্‌=[ব]—ক্রি. বিণ. আবতা আবড়া ॥ [illegible] এ্যাবর্‌

চ'্যাবর্ কৈরা শাক্‌লাডা নশ্‌ট কর্‌লো। [দেখ এ্যাবর্ ব্যাবর্]।

এ্যাবল্=[কুম, নো, চট্ট]—ক্রি. বিণ. এখন ॥ এ্যাবল্ কাম্ খ্যাম্ব কর্। [<এই+বেল<বেলা=সময়]।

এ্যাবা=[বা]—বি. বিবাহের চুক্তিপত্র, কাবিন নামা ॥ মাইয়ার্ তো অবাব্ নাই হেতে এ্যাবা দিয়া বিয়া করোন্ লাগে কোন্ হানে। [<ছিবা: ھبه আং]।

২=[য]—বিণ. এমন ॥ এ্যাবা কল্‌টৈর্ থিকা মৌত্ বালা। [<এই+বা ; তুং কিবা]।

এ্যাবাই=[পা, কু]—ক্রি. বিণ. এইরূপই ॥ এ্যাবাই দেখ্‌সি ॥ [এইভাবই]।

২=[য]—ক্রি. বিণ. এমনি, এরকমই ॥ মানুশ্‌টা এ্যাবাই কথায় কথায় খেইপ্যা যায়। [পূর্বে দেখ]।

এ্যাবা এ্যাবা=[পা]—অব্য. ছিঃ ছিঃ ॥

এ্যাবাই দিয়া=[য]—ক্রি. বিণ. এখান দিয়া ॥ এ্যাবাই দিয়া আইয়ন্ মিয়া ॥ [<এই+বায়=বাগ+দিয়া]।

এ্যাবা দেওয়া=[য]—ক্রি. অর্ধপথে কোন কাজ ছাড়িয়া দেওয়া ॥ খ্যাতের্ কামে এ্যাবা দিসি। [এ্যাবা<রফা' رفا আং]।

এ্যাবারা=[খু]—ক্রি. বিণ. এইদিকে ॥ এ্যাবারা আশ।

এ্যাবায়্=[সি]—ক্রি. বিণ. এদিকে ॥ এ্যাবায় আও। [< এই + বাগে (=দিকে)]।

এ্যাবারত্=[য]—বি. খবর ॥ তার্ এ্যাবারত্ কেউ যানে না ॥ [<'ইবারত عبارت আং ; অর্থ বিকৃতি]।

এ্যাবে=[বা]—ক্রি. বিণ. এখনো ॥ এ্যাবে গেলি না ॥ [<এবে]।

২=[পা]—ক্রি. বিণ. এতদিনে ॥

৩=[চা]—অব্য. ওহে ॥ এ্যাবে এক্‌টা কথা হুনা যা। [তুং হিং]।

৪=[য] -ক্রি. বিণ. এরকম ॥ এ্যাবে করিস্ না ॥ [দেখ এ্যাবা ২]।

এ্যাবেই=[খু]—ক্রি. বিণ. এদিকে ॥ তুমি এ্যাবেই আশো ॥ [দেখ এ্যাবায়]।

এ্যাবেরা=[চট্ট]—ক্রি. বিণ. এইবার ॥ [<এই বার]।

এ্যাবেল্ = [চট্ট]—বি. এই বেলা ॥ এ্যাবেল্ তুঁই যা ॥ [দেখ এ্যাবল্]।

এ্যাবেহুন্‌তে্=[চট্ট]—ক্রি. বিণ. এখন হইতে ॥ এ্যাবেহুন্‌তে ভালা ঐ চ'ল। [দেখ এ্যাবে+হুন্‌তে<হতে]।

এ্যাবৈ=[য, খু]—ক্রি. বিণ. এই দিকে ॥ এ্যাবৈ আশ। [দেখ এ্যাবেই]।

এ্যাবো = [কুম] — অব্য. এখনও ॥ এ্যাবো আন্‌নে বাথারে যান্ নাই ? [দেখ এ্যাব, এ্যাবঅ]।

এ্যাবোর্ ড্যাবোর্ = [পা]— বিণ. উল্টাপাল্টা ॥ এ্যাবোর্ ড্যাবোর্ কথা কও ক্যা ? [অনু.]।

এ্যাব্‌অল্=[কুম]— ক্রি. বিণ. এখন ॥ এ্যাব্‌অল্ আপ্‌নের্ কথা হুন্‌লাম্ ॥ [দেখ এ্যাবল্]।

এ্যাব্‌তি=[রা]—বি. কটূক্তি ॥ এ্যাব্‌তি বলিছ্‌নে ॥

এ্যাব্‌তো=[ব]— বিণ. অবিবাহিত ॥ [<অবিয়াতো<অবিবাহিত]।

এ্যাব্‌ভাত্=[খু, য]— বি. জ্ঞান ॥ [<ইবারত্ عبارت আং ; অর্থের বিকৃতি]।

এ্যাব্‌দার্ = [য] — বি. মর্যাদা ॥ এই যিনিশের্ এ্যাব্‌দার্ রাইখো। [<আব্দার]।

এ্যাব্‌লা ব্যাং=[রং]—বি. মাথামুণ্ড ॥ তার্ কথার্ এ্যাব্ না ব্যাং বোঝা জায় না। [সাপ না ব্যাঙ]।

এ্যাব্‌বারে= [চট্ট]— ক্রি. বিণ. একেবারে ॥ [<একেবারে বা একবারে]।

এ্যাব্‌রা = [কুম] — বি. ত্যাগ ॥ [<ইব্‌রা' ابرا আং]।

এ্যাব্‌লা= [খু]— বিণ. হাবা ॥ তুমি এ্যাক্‌টা এ্যাব্‌লা চুঁদু। [<হাবা+লা (স্বার্থে)]।

২=[সি]—ক্রি. বিণ. এখন, এই বেলা ॥ এ্যাবলা বাবিত্ যাইতাম্ নি ? [<এই +বেলা]।

এ্যাভায়্=[খু]—ক্রি. বিণ. এইদিকে ॥ এ্যাভায়্ আয় ॥ [<দেখ এ্যাবায়]।

এ্যামন্ শেম্‌ন্=[রং]— ক্রি. বিণ. যেমন তেমন ॥ এ্যামন্ শেমন্ এই কাম্ পার্‌তো না। [<এমন্ সেমন ; তুং এমন তেমন]।

এ্যামর্ ড্যামর্=[খু, য]—বি. গুঁড়ী গাঁড়া, কাচ্চা বাচ্চা ॥ তার্ এ্যামর্ ড্যামর্ বেশি।

এ্যামা= [কু, পা] — অব্য. সম্বোধন-সূচক ॥ [<হে মা]।

২=[কু]—ক্রি. বিণ. এইরূপ ॥ এ্যামা কর্‌লো কিডা। [<এমন]।

৩=[রং]—সর্ব. ইনি ॥ এ্যামায়্ তো-কৈছে ॥

এ্যামাড্যামা=[ম, চা]—বিণ. ছোটবড়, নিকৃষ্ট ॥ এ্যামাড্যামা পোলাপান্ গুইলা কার্ ? [দেখ এ্যাপা টেপা]।

এ্যামানে=[চা]—ক্রি. বিণ. এইরূপ করিয়া ॥ আমি দেহি তুমি এ্যামানে কদ্দিন্ থাক্‌পা। [<এমনে]।

এ্যামাম্‌তি= [কুম]— বি. অত্যধিক জেদ ॥ বৌএর্ এ্যামাম্‌তির্ মন্য গর্ সার্‌সি। [<ইমামত امامت আং+ই প্র. ; অর্থ বিকৃতি]।

এ্যামায়্=[চা]—ক্রি. বিণ. এই পথে ॥ এ্যামায়্ ডাহা যাম্ ॥

এ্যামার্=[রং, দি, রা]—সর্ব. ইহার, ইহাদের ॥ এ্যামার্ বাড়িও কে আইছল্। [দেখ এ্যামা]।

এ্যাম্‌কা=[বা]—ক্রি. বিণ. এমনিই ॥ এ্যাম্‌কা. কৈলাম্।

এ্যাম্‌তে=[চা]—ক্রি. বিণ. এইভাবে ॥ তুমি এ্যাম্‌তে বাইত্ যাও। [<এই-মতে=(এইভাবে)]।

এ্যাম্‌নে=[চা, বা]—ক্রি. বিণ. এমনি, শুধু শুধু ॥ এ্যাম্‌নে আমার্ বদি দিমু না। [এমনি]।

২ = [রা] — ক্রি. বিণ. এইদিকে ॥ এ্যাম্‌নে আয় ॥

৩ = [লি]— ক্রি. বিণ. বিনামূল্যে, দানে ॥ এ্যাম্‌নে কি আর্ কেউ দেয়

দিব নি ? [<এমনি]।

এ্যাম্‌নে হেম্‌নে = [সি] — ক্রি. বিণ. এদিক সেদিক ॥ তুমি এ্যাম্‌নে হেম্‌নে গুরা ফেরা করো ক্যান্‌ ? [<এমনে সেমনে]।

২ = [সি]—ক্রি. বিণ. এই মতে সেই মতে ॥ কাম্‌ এ্যাম্‌নে হেম্‌নে করা ঠিক্‌ ঐতোনায়্‌ ।

এ্যাম্‌_বা = [চট্ট, সি] — বি. হাম্বারব, ছোট বাছুরের ডাক ॥ আতুতির্‌ কান্‌দে আইন্‌ যাইন্‌ এ্যাম্‌বা হুনি ডরাই যাইন্‌ (সি)। [<হাম্বা]।

২ = [দি, রা, ফ]—বি. এই রূপ, এমন ॥ সে এ্যাম্‌বাই দেখ্‌তে। [<এমন+বা ; <এই+বা]।

এ্যাম্‌_বা এ্যাম্‌_বে = [পা]— ক্রি. বিণ. এমন ॥ এ্যাম্‌বা এ্যাম্‌বে কৈরা বান্‌দ।

এ্যাম্‌_বায়্‌_ = [খু]—ক্রি. বিণ. এদিকে ॥ এ্যাম্‌বায়্‌ যা। [<এই+বায়<বাগে =দিকে]।

২ = [কুম, ঢা]—ক্র. বিণ. এই ভাবে ॥ এ্যাম্‌বায়্‌ কাম্‌ কর্‌ ॥ [<এই+ভায় =ভাবে]।

এ্যাম্‌_বালে = [খু]— ক্রি. বিণ. এই ভাবে ॥ এ্যাম্‌বালে কাম্‌ কর্‌ ॥

এ্যাম্‌_বে = [কুম]— ক্রি. বিণ. এই ভাবে ॥ কাম্‌ডা এ্যাম্‌বে কর্‌ । [এমনে বা এমন ভাবে]।

এ্যাম্‌_মা = [কু, পা]—ক্রি. বিণ. এই রকম ॥ এ্যাম্‌মা যাবু আইয়্‌ ॥

এ্যাম্‌_মায়্‌_ = [য]— ক্রি. বিণ. এমন ভাবে। এ্যাম্‌মায়্‌ কথা কওয়া উচি'ত্‌ না। [<এমন+ভায়<ভাবে]।

২ = [খু] — ক্রি. বিণ. এই দিকে ॥ এ্যাম্‌মায়্‌ আয়্‌ ॥ [দেখ এ্যাম্‌বায়্‌]।

এ্যাম্‌_মাস্‌_ = [চট্ট]—বি. এক মাস ॥ এ্যাম্‌ মাস্‌ পরে আইও। [<একমাস]।

এ্যাম্‌_রা = [রং]—সর্ব. ইনি ॥ এ্যাম্‌রায়্‌ তো কৈছে ॥

২ = [দি, রং]—সর্ব. ইহারা ॥ এ্যাম্‌রা কারা।

৩ = [সি] — বি. আবজা, টুকরো বিশেষ ॥ [আবজা]।

এ্যাম্‌_লা = [সি]— বিণ. এই রকম ॥ এ্যাম্‌লা মানুশ্‌ দেখি না। [<এমন +আ]।

এ্যাম্‌_লানো = [ক]—ক্রি. কাঁদা, বক-বক করা ॥ এ্যাম্‌লাও ক্যান্‌ ? [<হাম্‌-লানো<হাম+লা+আন (ক্রিয়ার্থ)]।

২ = [ঢা]—ক্রি. ডাকা ॥ গাইডা আইয্‌ দুইদিন্‌ দৈরা এ্যাম্‌লায়্‌ ॥

এ্যায়রা = [চট্ট] — বিণ. একপ্রস্থ ॥ এ্যায়রা গুতার্‌ কাপড়্‌ কম্‌ টিকে। [<একহারা]।

এ্যায়াইয়া = [কুম]—ক্রি. বিণ. এক দিক করিয়া ॥ আগাসাগুলান্‌ এ্যায়াইয়া শাফ্‌ কর্‌ ॥

এ্যায়েংগা = [চট্ট] — অব্য. এখন ॥ [দেখ এ্যাংগা৩]।

এ্যায়োত্‌_ ব্যায়োত্‌_ = [ঢা] — বি. বন্দোবস্ত ॥ এ্যায়োত্‌ ব্যায়োত্‌ কৈরা ডাহা যাওগা।

এ্যায়্‌_ = [দি]—সর্ব. সে ॥ এ্যায়্‌ ফির্‌ হুন্‌তে আন।

এ্যায়্‌_লা = [রং]—বি. ছোট মাছ বিশেষ ॥

এ্যার = [ঢা]—সর্ব. ইহা ॥

২ = [কুম]—ক্রি. বিণ. এইখানে ॥ ঐ মিয়া এ্যার আইয়া বৈত্র।

এ্যারতের = [ঢা]—অব্য. ইহা তাহা ॥ এ্যারতের বাইবা কাম্‌ কৈর ॥ [<ইহার তাহা বা ইহা তাহা]।

এ্যারন্‌_ = [চট্ট] — ক্রি. রাখা, স্থাপন করা ॥ [এড়ন্‌ √এড়্‌]।

এ্যারন্‌_ডি = [নো] — বি. ধ্বংসের কবল ॥

এ্যারা = [পা]—বি. এক প্রকার রোগ ॥ তার্‌ হাতে এ্যারা নাগ্‌সে।

২ = [সি]—বি. বাড়ীর পিছনের নোংরা জায়গা ॥ আম্‌রার্‌ এ্যারাত্‌ গুয়ার্‌ গাস্‌ আসে। [দেখ আরা]।

৩ = [য]—বি. বোকা ॥ এ্যারার্‌ লাহান্‌ খাড়েয়া রৈসি ॥

৪ = [সি]—বি. বাড়ির অনুচ্চ দেওয়াল ॥

৫ = [কুম] — বি. দাঁতের মাড়ি ॥ আমার্‌ এ্যারা ফুল্‌সে ॥

৬ = [পা]— বিণ. খোলা, ছাড়া ॥ এ্যারা গরু দরন্‌ যায়্‌ না। [√এড়্‌]।

৭ = [কুম]— ক্রি. রাখা ॥ বৈডা এই-হানে এ্যার্‌ ॥ [এড়া√এড়্‌]।

৮ = [কুম, ঢা, সি] — বিণ. আলসে, গুণহীন, স্বামী পরিত্যক্তা ॥ এ্যারা বৌয়্‌ তেরা কতা।

৯ = [সি] — বি. মাংস ॥ মুর্‌গির্‌ এ্যারা ॥

এ্যারাইল্‌ = [সি] — বি. একপ্রকার ধারালো ঘাস ॥

এ্যারাক্‌_ = [চট্ট] — বি. নৌকার তলা জোড়ার কাঠ।

এ্যারা খাওয়া = [পা] — ক্রি. বিনা-পরিশ্রমে খাওয়া ॥ এ্যারা খাইতে শরম্‌ করে না ?

এ্যারা চ'্যারা = [সি]—বিণ. একরকম ॥

এ্যারাত্তিথি = [চট্ট]—অব্য. হালের গরু তাড়াইবার শব্দ বিশেষ ॥

এ্যারাদা = [কুম]— বিণ. অপরিষ্কার ॥ তুই অত এ্যারাদা ক্যারে ? [<এড়াটে]।

এ্যারা দেওয়া = [পা]— বি. ঢিল দেওয়া ॥ দরিডা এ্যারা দ্যাও।

এ্যারানো = [সি, কুম]—ক্রি. অট্টহাস্য করা ॥ কতায়্‌ কতায়্‌ এ্যারাইয়া উডস্‌ কিল্‌লাইগা।

২ = [য]—ক্রি. কমা ॥ আমি এখন্‌ কিসুতেই এ্যারাত্তি পারি না।

৩ = [পা]— ক্রি. খোসা ছাড়ানো ॥ আম্‌গুলি এ্যারাইয়া নাও।

এ্যারাম্‌_জি = [রা]—বি. ছোট গাছ বিশেষ ॥ সাঁজের্‌ বেলা এ্যারানাজির্‌ পাতা বুঁজে যায়্‌।

এ্যারায়্‌_ = [য]—ক্রি. বিণ. এদিকে, তাড়াতাড়ি ॥

এ্যারার্‌_ = [পা]—অব্য. ভেড়া ও ছাগল-কে ডাকিবার বুলি ॥ [অনু.]।

এ্যারাবত্‌_ = [খ]—বি. ভাষার ইঙ্গিত বা পাঠ ॥ [<'ইবারত্‌ عبارت আঃ (বর্ণ বিপর্যয়)]।

এ্যারাম্‌_মা = [কুম]—বিণ. এই প্রকার ॥

আমা লাগি এ্যারাব্যা সিটিন্ এক্টা বানা আইন্নো ॥ [<এইরূপ + আ প্র.]।

এ্যারা জাওয়া=[রা]—ক্রি. ভিঁড়িয়া যাওয়া ॥ এই কাপড়্ডা এরা গেছেরে।

এ্যারালি=[সি]—বিণ. পেটুক ॥ মানুশ্টা বর এ্যারালি ॥

এ্যারাম্বুরা=[কুম]—বি. পিঁপড়ার চেয়ে বড় কালো এক রকম জীব ॥

এ্যারে=[কুম]—সর্ব. ইহার ॥ বুর্ বিশ্টি নাম্সে এ্যারে আর্ শ্যাশ্ নাই।

২=[সি]—অব্য. ওহে, ওরে ॥ এ্যারে হুন্ আমি যাইয়ুম্ ॥ [<এইরে] ॥

এ্যারে যাওয়া=[বা]—ক্রি. খসিয়া যাওয়া ॥ [√এড়্]।

এ্যারেন্ডা=[চট্ট]—বি. এরণ্ড, ভেরেণ্ডা ॥ [<এরণ্ড]।

এ্যারেন্ডি=[নো]—বি. অভাব ॥ কমি কম্গার্ নাই হেত্তে এ্যারেন্ডিত্ আসে ॥

এ্যারেলা=[সি]—বি. চতুষ্পদ প্রাণী বিশেষ ॥ এ্যারেলা শাপের্ও বিশ্ আসে।

এ্যারো=[বা, রা]—ক্রি. বিণ. এইমাত্র, এইখানে ॥

২=[কুম, খু]—ক্রি. বিণ. এদিক ॥ ও মিয়া এ্যারো আও ॥

এ্যারো খারো=[কু]—বিণ. অমসৃণ ॥ [<এবড়ো খেবড়ো]।

এ্যারোদি=[কুম]—ক্রি. বিণ. এখান হইয়া ॥ এ্যারোদি বারি যাইও।

এ্যারো বালা=[য]—ক্রি. বিণ. এত-দিন ॥ এ্যারো বালাও হের্ দিন্ মুমুরি করে।

এ্যার্=[খু]—সর্ব. ইহার ॥ [<এর, ইহার]।

এ্যার্ম্যারা ম্যার্মেরা=[সি]—বিণ. খুব নরম ॥ এ্যার্মরা ম্যার্মেরা বাত্ খাইতাম্ নার্। [অনু.]।

এ্যার্তনে=[কুম চা]—ক্রি. বিণ. ইহা হইতে ॥ এ্যার্তনে মরন্ বালা। [<ইহার+তনে=থেকে]।

এ্যার্ পের্=[য]—ক্রি. বিণ. বেশ কম ॥ এক্টুও এ্যার্পের্ কৈরো না ॥ [<হের ফের হিং]।

এ্যার্হা=[পা]—বিণ. একগুঁয়ে ॥ এ্যার্হা লোক্ কারও কত্তা রাখে না।

এ্যাল=[পা]—অব্য. এখন ॥ এ্যাল তোমার্ শর্ ঠিক্ ঐল্তো?

এ্যালং=[চা]—বি. মাছ বিশেষ ॥

এ্যালা=[রা]—ক্রি. বিণ. তারপর ॥ এ্যালা কি হোচে?

২=[রা]—অব্য. এইগুলি ॥ এ্যালা খুব্ ভালো না। [<এই গুলা]।

৩=[বা]—বি. শেষ ॥ মুই খেল্বু না, এ্যালা দিলাম্।

৪=[সি, রং]—ক্রি. বিণ. এখন ॥ মুই এ্যালা আমু (রং); এ্যালা আমি যাই-তাম্ (সি)। [দেখ এ্যাল]।

৫=[সি]—ক্রি. টানিয়া কথা বলা ॥

৬=[সি]—বি. আহারে অনিচ্ছা ॥ [<হেলা]।

৭=[চা]—বি. হেলা ॥ গরীবের কতা এ্যালা কৈরো না।

৮=[বা, দি]—বি. তামাক খাওয়ার জন্য শুকনা গোবর দিয়া আগুন রাখার পাতিল ॥ [দেখ আয়্লা]।

এ্যালাই=[রা, য]—বি. একপ্রকার সাদা সরু ধান ॥

২=[রং]—অব্য. এখন ॥

৩=[খু]—ক্রি. বিণ. এই দিকে ॥ এ্যালাই আস্।

এ্যালাইং=[চা]—বি. এক প্রকার ছোট মাছ ॥ [দেখ এ্যালং]।

এ্যালাইচ'া=[সি]—বি. বর্ষা ঋতুর ঘাস বিশেষ ॥ পেট্ বিশ্ করেত্তো এ্যালাই-চ'ার্ রশ্ খাও। [<হেলেঞ্চা<হিল-মোচিকা সং]।

এ্যালাইন্=[সি]—বি. হেলান ॥ এ্যালাইন্ দিয়া বৈও না। [<হেলান]।

২=[য]—ক্রি. বিণ. এখন ॥ এ্যালাইন্ কি হের্ বাইত্ আইসে নি?

এ্যালাইন্চ'া=[চা, য]—বি. জলজ-উদ্ভিদ্ ॥ মর্ ঐলে এ্যালাইন্চ'ার্ ঘোল্ খালা লাগে। [দেখ এ্যালাইচ'া]।

এ্যালাইনে=[বা]—ক্রি. বিণ. এই-ধারে ॥ এ্যালাইনে আও। [<এই+লাইন line ইং+এ]।

এ্যালাকা=[য]—বি. সংযোগ ॥ হের্ বারির্ কুনু এ্যালাকা রাহে না। [<'ইলাক: علاقه আঃ]।

এ্যালাকার্=[রং]—ক্রি. বিণ. এই সময়ের ॥ হ্যা, এলাকার্ কথা হেটা। [দেখ এ্যালা+কার (সম্বন্ধে)।

এ্যালাগেলা=[য]—বিণ. সুপ্রচুর ॥ এ্যালাগেলা খাওয়া খাইসিশ্। [অনু.]।

এ্যালাজি=[রং]—বি. কেরোসিন তৈল ॥

এ্যালাযি=[খু]—বি. ঔষধ ॥ তোমার্ এ রোগের্ এ্যালাযি আমি যানি। [<'ইলাজ علاج আঃ]।

এ্যালাত্তে=[দি]—ক্রি. বিণ. এখন থেকে ॥ এ্যালাতে এই পথ্টা আইশেনি তুই। [দেখ এ্যালা$_{৪}$+তে=থেকে]।

এ্যালাদলা=[য]—বি. এক প্রকার খেলা ॥

এ্যালা দেওয়া=[রা]—ক্রি. ঢেঁকির নীচের ধান বা চাউলকে ওলট পালট করা ॥ [দেখ আলা দেওয়া]।

এ্যালানি=[বা]—বি. চোখের উপরকার ছোট ফোড়া ॥ এ্যালানি আট্লে ডর্ আসে।

এ্যালান্=[ব, চা]—বি. সুর ॥ তার্ গলার এ্যালান্ খুব্ মিঠা। [<ইল্হান الحان আঃ]।

২=[ব, ফ]—বি. চালের আটার সাথে দুধ ও চিনি মিশ্রিত হালুয়া ॥ [<হল্বা حلوا আঃ]।

৩=[রং]—ক্রি. বিণ. এখন ॥ এ্যালান্ আস্লু নাকি?

এ্যালান্ দেওয়া=[য]—ক্রি. হেলান দেওয়া ॥ আল্বারিতে এ্যালান্ দিও না। [<হেলান দেওয়া]।

এ্যালাব্যালা=[চা]—বি. তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা ॥ এ্যালাব্যালা কৈরা কোনও কাম্ করন্ বালা না [<হেলা ফেলা]।

এ্যালামি=[ফ]—বি. অবহেলা ॥ এ্যালামি করিস্‌ না [<হেলা+মি প্র.]।

এ্যালামেলা=[রং]—বিণ. বাজে ॥ তাঁর্‌ এ্যালামেলা কথা শুনিছ্‌ না। [অনু.]।

এ্যালাম্‌ করা=[রা]—ক্রি. জমির আইল ঠিক করা ॥

এ্যালায়্‌=[দি]—অব্য. এইমাত্র ॥ এ্যালায়্‌ আশিনু।

এ্যালাহতে=[দি]—ক্রি. বিণ. এখন থেকে ॥ এ্যালাহতে তোক্‌ জাবার্‌ কৈছে তুই শুনিছ্‌ না কেনে? [দেখ এ্যালা$_{৪}$+হতে, হইতে]।

এ্যালাহন্‌=[য]—অব্য. এখন, এই সময় ॥ [দেখ এ্যালা$_{৪}$+ক্ষণ]।

এ্যালাহানে=[রং]—ক্রি. বিণ. এখনই ॥ এ্যালাহানে মুঁই জাইমু।

এ্যালে=[কু]—বি. আলেয়া ॥ [<আলেয়া]।

২=[কু]—বি. ঢেঁকির গর্ত ॥ এ্যালেত্‌ হাত দি তাড়াতাড়ি তোল্‌ ॥

এ্যালেক্‌কা=[চট্ট]—বি. সম্পর্ক ॥ তোর্‌ কোন্‌ এ্যালেক্‌কা আঁই ন ধরি। [দেখ এ্যালাকা]।

এ্যালেম্‌চ'=[চা]—বি. হেলেঞ্চা শাক বা লতা বিশেষ ॥ [<হেলেঞ্চা<হিলমোচিকা সং]।

এ্যালোন্‌=[ফ]—বি. হেলান ॥ বেড়ার্‌ লগে এ্যালোন্‌ দিস্‌ না। [দেখ এ্যালাইন্‌]।

২=[চা]—বি. চাউলের গুড়ি দুধ চিনি দিয়া প্রস্তুত একপ্রকার খাদ্য ॥ এ্যালোন্‌ লুচি দিয়া খাইতে বালা ॥ [দেখ এ্যালান্‌]।

এ্যাল্‌=[দি]—বি. রেলগাড়ী ॥ এ্যাল্‌খান্‌ এখনেই গেল্‌ ॥ [<রেল rail ইং]।

২=[পা]—অব্য. ছড়ায় ব্যবহৃত অর্থহীন শব্দ ॥ 'এ্যালের্‌ আড্‌ ব্যালের আড্‌ ডুইল্যা ফেলাও শোনার্‌ আড্‌' (ছড়া)।

৩=[দি]—বি. জমির জল আটকাইবার জন্য অপ্রশস্ত বাঁধ ॥ [<আইল<আলি]।

৪=[কুম, নো]—বি. কাঁটা ॥ [দেখ আল্‌]।

এ্যাল্‌কা=[য, খু]—ক্রি. বিণ. একাকী ॥ আমি এ্যাল্‌কা এ কাম্‌ পারি ॥ [<একেলা (বর্ণ বিপর্যয়)]।

এ্যাল্‌কার্‌ মোনে=[রং]—ক্রি. বিণ. সম্প্রতি, আপাততঃ ॥ এ্যাল্‌কার্‌ মোনে কাম্‌ চল্‌লেই হয়্‌ ॥

এ্যাল্‌গনা, এ্যালগন্‌=[কুম, য]—বি. একপ্রকার মাছ ॥

এ্যাল্‌গা=[নো]—বি. ক্ষেতের বেড়া দেওয়ার উপকরণ বিশেষ ॥

এ্যাল্‌না=[কুম]—বি. অঞ্জনি ॥ আমানের্‌ চো'খে এ্যাল্‌না ঐসে। [দেখ এ্যান্‌লা]।

২=[রা]—বিণ. লবণ ছাড়া, তরকারী ছাড়া ॥ এ্যাল্‌না ভাত্‌ কেম্‌নে খাই। [দেখ আল্‌নি]।

এ্যাল্‌মো=[সি]—বি. একপ্রকার মাছ ॥ [দেখ এ্যাল্‌গন্‌]।

এ্যাল্‌পুন্‌=[ব]—বি. তুষের গুড়া পানিতে ঘুঁটিয়া মেঝে ও বেড়ার জন্য তৈরী লেপ ॥ বাশের্‌ পরে এ্যাল্‌পুন্‌ দ্যাও। [< আল্‌পন, আলপনা< আলিম্পন সং]।

এ্যাল্‌লত্‌=[কুম, সি, চা]—বি. দোষ, কারণ ॥ কি এ্যাল্‌লতে তারে মার্‌সো। ['ইল্‌লত علت আঃ]।

এ্যাল্‌লা=[পা]—বিণ. একটু, অল্প, খানিক ॥ এ্যাল্‌লা পার্‌ কৈরা দে।

২=[খু]—ক্রি. বিণ. একাকী ॥ তুই এ্যাল্‌লা বাসুনে। [দেখ এ্যাল্‌কা] ॥

এ্যাল্‌লাইগ্যা=[কুম]—ক্রি. বিণ. এইজন্য ॥ এ্যাল্‌লাইগ্যা কোনু চি'ন্তা কৈর না। [<এর লাইগা=ইহার লাগিয়া]।

এ্যাল্‌লা আলিম্‌=[পা]—ক্রি বিণ. আগাগোড়া ॥ এদিক্‌ এ্যার্‌ এ্যাল্‌লা আলিম্‌ কিস্সুই যানি না।

এ্যাল্‌ লামা=[চট্ট]—বি. এক পশলা ॥

এ্যাল্‌লে=[খু]—ক্রি. বিণ. এখন ॥ এ্যাল্‌লে কি এর্‌ কম্‌ করা যায়্‌ ॥

২=[য]—বিণ. এগুলো ॥

এ্যাল্‌লোত্‌=[পা]—বি., বিণ. হেয়, অবজ্ঞেয় ॥ [ম্লেচ্ছ শব্দের সাদৃশ্যে; <এ্যাল্‌লত্‌ দেখ]।

এ্যাল্‌হাই=[দি]—অব্য. এখনই ॥

এ্যাশা দেওয়া=[য]—ক্রি. ঠেস দেওয়া, আস্তে ধাক্কা দেওয়া ॥ বুরা বেডাডারে এ্যাশা দিল্‌ কেডায়্‌। [<ঘেঁষা দেওয়া]।

এ্যাশার্‌=[নো]—বি. আরাম, অবসর, সাহায্য ॥ আঁআরে এ্যাশার্‌ দ্যাও। [<আসরা <আশ্রয়] ॥

২=[য]—বি. গড়কি ॥ এ্যাশার্‌ দিয়া মারিমারি করে।

এ্যাশ্‌কারা=[য]—ক্রি. বিণ. বিশ্রী ॥ হগ্‌গল্‌ডিরে দাওত্‌ না কর্‌লে কেমুন্‌যানি এ্যাশ্‌কারা দেহা যায়্‌। [<হাস্যকর (?)]।

এ্যাশ্‌বা=[সি]—ক্রি. বিণ. কিছুই না ॥ খালি বাত্‌ গিলো আর্‌ এ্যাশ্‌বা করো ॥

এ্যাশ্‌রা=[রং]—সর্ব. ইহারা ॥

এ্যাসাত্যাসা=[চা]—ক্রি. বিণ. এইটা সেইটা ॥ কয়্‌ এ্যাসা ত্যাসা কর্‌বো, হেশ্‌ মেশ্‌ কিস্থ না। [<অয়্‌সা তয়্‌সা হিং]।

এ্যাসারে=[চা]—অব্য. এই রে, কি হে ॥ এ্যাসারে তুই এহানতে যা চা'ই। [দেখ এ্যাহা$_{৪}$+রে]।

এ্যাস্‌কা=[চা]—বিণ. হ্যাঁচকা ॥ এ্যাস্‌কা টানে শক্ত দড়িও সিরে। [<হেঁচকা, হ্যাঁচকা]।

২=[কুম]—বি. বড় তুফান হইতে রক্ষার জন্য ঘরের ঠিকা ॥ ঘর এ্যাস্‌কা লাগাও।

এ্যাস্‌কাই=[নো]—ক্রি. বিণ. নাড়িয়া, চাপিয়া, এ্যাস্‌কাই খাপাই দেয়্‌।

এ্যাস্‌কাই এ্যাস্‌কাই=[নো]—ক্রি. বিণ. চাপিয়া ॥ এ্যাস্‌কাই এ্যাস্‌কাই বৈ রাখ্‌ মোট্‌কা বাংগি যাইবো।

এ্যাস্‌কা টান্‌=[কুম]—বি. হঠাৎ সজোরে টান ॥ এ্যাস্‌কা টান্‌ দিয়া

গাস্টা ফ্যালাও। [<হ্যাঁচকা বা হেঁচকা টান]।

এ্যাস্কার্=[ম]—ক্রি. বিণ. মোটের উপর ॥ তার্ পাওনাডা এ্যাস্কার্ মিটাইয়া দাাও।

এ্যাস্নেস্=[সি]—বি. এদিক সেদিক, ফয়সালা ॥ বিশয়্ডার্ এ্যাস্নেস্ কিস্থ করন্ দর্কার্। [<হেস্ত নেস্ত<হস্তও নীস্ত هست و نيست ফা.]।

এ্যাস্ফার্=[খু]—ক্রি. বিণ. এপার ॥ এ্যাস্ফারে থাকি যা। [দেখ এ্যাচ'পার্]।

এ্যাস্ফোর্ = [ম]— ক্রি. বিণ. এদিকে ॥ অন্ এ্যাস্ফোর্ না অয্ ওস্ফোর্।

এ্যাস্লাই = [বা] — বি. চরিত্র ॥ নিজের এ্যাস্লাই আগে ঠিক কর। [<আসালত اصالت আঃ; অথবা আসলিয়ত اصليت আঃ]।

এ্যাস্সা—[সি]—অব্য. হায় ॥ এ্যাস্সা হি কথা আমার্ মনো নাই।

২=[চা]—বিণ. এত ভীষণ ॥ অর্ গায়ে এ্যাস্সা রাগ্, হেরে কওন্ যায় না কিস্থ।

এ্যাহন্=[বা] — ক্রি. বিণ. এখন ॥ এ্যাহন্ যাও কৈ? [<এখন]।

এ্যাহা=[খু]—বি. হ্যা ॥ [আহা]।

২=[চট্ট]—সর্ব. ইহা ॥ এ্যাহা বুলি হিতে চ'লি গেল্গৈ ॥ [<ইহা]।

৩=[বা]—বিণ. একা ॥ এ্যাহা তুমি কি কর্বা ॥ [<একা]।

৪=[বা]—অব্য. ওহে ॥ এ্যাহা বুবু এদিকে আয়্।

এ্যাহাই=[কুম]—ক্রি. বিণ. সব কাজ করিয়া ॥ আঁই তোর্ কাম্ এ্যাহাই আইসি।

এ্যাহাইন্দা=[বা]—ক্রি. বিণ. এই জায়গা দিয়া ॥ এ্যাহাইন্দা যাইস্। [<এইখান দিয়া]।

এ্যাহাইয়া=[কুম]—ক্রি. বিণ. একাবারে ॥ এ্যাহাইয়া কথা কৈও না ॥ [<এক+ইয়া প্র.]।

২=[বা]— ক্রি. বিণ. একসঙ্গে ॥ এ্যাহাইয়া দশ্যন্ যাইমু ডর্ কি? [পূর্বে দেখ]।

এ্যাহাও=[ফ]—অব্য. সম্বোধনসূচক ॥ এ্যাহাও, এখানে আস।

এ্যাহাক্=[পা]—ক্রি. বিণ. একএক ॥ এ্যাহাক্যন্ আহে আর্ খাইতে দি। [<একেক<একৈক; এক+এক]।

এ্যাহাচ'লা=[বা]—বি. একচালা ঘর। এ্যাহাচ'লায় পংকের্ ব্যাবস্তা কর। [<এক+চাল+আ]।

এ্যাহাতা = [কুম, চা] — বি. বেষ্টন, আওতা ॥ ঐ কাম্ আমার্ এ্যাহাতার্ বাইরে ॥ [ইহাতঃ احاطة আঃ]।

২=[য]—অব্য. একে তো ॥ এ্যাহাতা বুরা মানু, তারি সন্দে কুনা, কুলাব কিবায়্। [<এক তো]।

এ্যাহাত্তে=[রা] — ক্রি. বিণ. এইখানে ॥ এ্যাহাত্তে বশ্ ॥

এ্যাহাদ্ডা=[চা]—বিণ. একআধটা, খুব কম ॥ চ'উলের্ মদ্দে এ্যাহাদ্ডা দান্ রৈসে। [<একআধটা; এক+আধ+টা]।

এ্যাহান=[চা, কুম]—ক্রি. বিণ. এইস্থানে ॥ তুমি এ্যাহান থাহ। [<এই খান]।

এ্যাহানত্=[চা, সি, কুম]—বি. ঘৃণা ॥ [ইহানত্ اهانت আঃ]।

এ্যাহানে=[য]—ক্রি. বিণ. এখন ॥ এ্যাহানেই যাওি অবে। [<এখনে=এখনই]।

এ্যাহান্=[রং]—বিণ. এমন ॥ এ্যাহান্ বয়্শে তোর্ শোয়ামি নাই। [<এহেন]।

এ্যাহাপত্তি = [পা] — ক্রি. বিণ. প্রত্যেক দিন ॥ [< এক + প্রতি (=প্রত্যেক)]।

এ্যাহাবর্তি= [পা] — বি. পুনঃ পুনঃ ॥ এ্যাহাবর্তি এক্ কথা কবা না। [<এক+পরতি<প্রতি]।

এ্যাহাবারে=[য]— বিণ. বিণ. একবারে ॥ ব্যাটা এ্যাহাবারে বোক্কা। [<একেবারে]।

এ্যাহাস্তর্ = [পা] — ক্রি. বিণ. একত্র ॥ শকলে এ্যাহাস্তর্ খাবুনি। [দেখ এ্যাকস্তর্]।

এ্যাহেনে=[খু]—ক্রি. বিণ. এখানে ॥ [<এখানে]।

এ্যাহেন্দা=[কুম]- ক্রি. বিণ. এই খান দিয়া ॥ এ্যাহেন্দা আর্ আইও না। [দেখ এ্যাহাইন্দা]।

এ্যাহোন্ ত্যাহোন্=[পা] —বিণ. এখন তখন ॥ রুগির্ এ্যাহোন্ ত্যাহোন্ অবস্তা। [<এখন তখন]।

এ্যাহ্লা = [পা] — ক্রি. বিণ. একা ॥ এ্যাহ্লা যাশ্ কৈ? [দেখ এ্যাল্লা]।

ঐ

ঐ=[দি]—অব্য. ওহে, ঐ ॥ ঐ বুবু, ক্যাংকা আছিশ্ ? [<ওহে কিংবা অয়ি]।

ঐঅত্=[চট্ট]—অব্য. ঐ খানে ॥ আঁই ঐঅত্ যাইম্।

ঐআন্=[চট্ট]—অব্য. ঐ খানা ॥ ঐ আন্ ন লৈছ'। [<ঐ খান]।

ঐইন্=[চট্ট]—অব্য. ঐগুলি ॥ ঐইন্ কিতা ? [<ঐ খানি]।

ঐউন্=[চট্ট]—অব্য. ঐগুলি ॥ ঐউন্ কিতা ?

ঐংকা=[বা]—বিণ. ঐ রকম ॥ জা, ঐংকা ব্যায়াদবি কর্লে মার্ খাবু। [<অমন+কা=রকম]।

ঐকাইত্=[চট্ট]—ক্রি. বিণ. সেইস্থানে ॥ ঐ কাইত্ আঁর্ অগ্গুয়া খ্যাত্ আসে। [<ঐ+কাতি=দিকে]।

ঐকিল্লা=[রং]—অব্য. ঐগুলা ॥ ঐ কিলা জিনিশ্ হামাক্ দে। [<ঐগুলা]।

ঐকুকা=[ঢা]—বি. ছোট কুড়ে ঘর ॥ ঐ ঐক্কাডা আমার্।

ঐকুনা=[রং]—অব্য. ঐটি, ঐ জিনিসটা ॥ ঐক্না হামাক দে। [<ঐ খানা]।

ঐখিন্=[কু, পা]—অব্য. ঐটি বোধ হয় ॥ ঐখিন্ হবি বু, আন্তো দেখি। [ঐ+কা=টা+নি; ঐ টা না কি]।

ঐগুলাক্=[রং]—বি. ঐ সমস্ত দ্রব্য ॥ ঐগুলাক্ শাম্টিয়া ফ্যালাও তো। [<ঐগুলা+কে কর্ম বিভক্তি]।

ঐগুলায়্=[রং]—অব্য. ঐগুলিই (নিশ্চয়ার্থে) ॥ ঐগুলায় হামার্ জিনিশ্। [<ঐগুলা+ই]।

ঐগ্যা=[কুম]—সর্ব. সে ॥ ঐগ্যা ক্যা যায় ? [<সেহ সং+কা প্র.]।

ঐগ্গা=[সি]—সর্ব. সে (তাচ্ছিল্যে) ॥ ঐগ্গা ইকান্ কৈর্সে। [<দেখ ঐগ্যা]।

ঐগ্লা=[রং]—অব্য. ঐগুলি ॥ ঐগুলা হামার্ ছাগোল্। [<ঐগুলা]।

ঐচ'া=[চট্ট]—অব্য. এই দেখ ॥ ঐ চ'া, কি অর্ (কি হচ্ছে)। [<ঐ চাহ]।

ঐযিন্, ঐযিন্=[কু, পা]—ক্রি. বিণ. ঐরূপ, ঐ প্রকার ॥ ঐ যিন্ ঐ যিন্ হবু হবু গো। [<ওই যেন=ওই রকম যেন]।

ঐঝ্যা=[কুম]—বি. মোরগ ঢাকিয়া রাখিবার খাঁচা বিশেষ ॥

ঐযো=[কু, পা]—অব্য. ঐ যে ॥ ঐযো গো, ঐ দ্যাক্। [<ওই যে]।

ঐটে=[রং]—ক্রি. বিণ. ঐখানে ॥ কাপড়্টা ঐটে আছে। [<ঐঠে<ঐ ঠাঁই]।

ঐট্যাল্=[ঢা]—বি. হোটেল ॥ ঐট্যাল বাত্ বেচে'। [<Hotel ইং]।

ঐঠাকার্=[রং]—অব্য. ঐখানকার, ঐ স্থানের ॥ ঐঠাকার্ মানুশের্ ব্যাভার্ ভালা। [ওই+ঠাঁই+কার সম্বন্ধের বিভক্তি]।

ঐঠিকোনা=[রং]—ক্রি. বিণ. ঐখানে ॥ ঐঠিকোনা মুঁই জাইম্। [<ঐ+ঠিকানা]।

ঐঠে=[দি]—ক্রি. বিণ. ঐখানে। তুই ঐঠে কখন্ গেইছিলু ? [দেখ ঐটে]।

ঐডি=[কু, পা]—অব্য. ঐটা ॥ ঐডি রাখ্তে হবিরে। [<ঐ+টি]।

ঐডে=[খু]—অব্য. ঐটা ॥ ঐডে কি ? [<ঐ+ডে=টা]।'

ঐতরিক্=[কু, পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ॥ ঐতরিক্ তোক্ যাতি হবিরে। [ঐ তলক্; ঐ তরফ শব্দের সাদৃশ্যে ঐ তরিক; দেখ ঐতিরিক্]।

ঐতা=[ম]—অব্য. ঐগুলি ॥ ঐতা কি ? [ঐ+টা]।

ঐতানি=[ম]—বিণ. ঐ পরিমাণ ॥ ঐ তানি দুদ্ আনুসো ? [<ঐ+তানি (=টুকু)]।

ঐতানে=[ঢা]—ক্রি. বিণ. ওখানে ॥ ঐতানে যাইস্ না। [<ওই স্থানে]।

ঐতারত্=[চট্ট]—সর্ব. তাহাদের, অপরের ॥ ঐ তারত্ গর্বা আইয়ে।

ঐতারিদ্=[কু, পা]—বি. ঐ পর্যন্ত ॥ ঐ তারিদ্ তোক্ যাতি হবিরে। [দেখ ঐতরিক্]।

ঐতি=[খু, রা]—সর্ব. ঐ লোক ॥ এই কাম্টা ঐতি করিচে (রা)। [<ঐটি; টি (তুচ্ছার্থে)]।

ঐতিরিক্=[কু, পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ॥ ঐতিরিক্ আমার্ কাম্। [দেখ ঐতরিক্]।

ঐতিরিনি=[কু, পা]—ক্রি. বিণ. ঐ পর্যন্ত ॥ ঐতিরিনি আমার্ কাম্। [দেখ ঐতরিক্+খানি]।

ঐত্=[রং]—সর্ব. সেই ॥ ঐত্ মানুশটা হামাক্ মারিচে। [<ঐ+ত]।

ঐত্কার্=[দি]—ক্রি. বিণ. ঐখানকার ॥ তুই যেইঠে গেইছিলু ঐত্কার্ পানি ভাল। [<ঐঠাঁই+কার সম্বন্ধে বিভক্তি]।

ঐত্ত=[ম]—অব্য. ঐ জন্য (দৃঢ়তা সূচক) ॥ ঐত্ত আমি এই কান্ডা কর্সি। [ঐ+ত=(নিশ্চয়ার্থে)<ঐ জন্যইত]।

২=[ঢা, ম]—অব্য. এই তো ॥ ঐত্ত হ্যায় আইসে। [<এই তো]।

৩=[কুম, নো]—অব্য. ওখানে ॥ [<ঐ+ত(নির্দেশ সূচক)]।

ঐত্তাসি=[ম]—বি. এক প্রকার ফল ॥

ঐত্ত্যা=[কুম]—বি. অভীষ্ট সিদ্ধির জন্য কাহারও দরজায় ধর্ণা ॥ ঐতুত্যা দিয়া পৈরা থাকলে লাব্ ঐত না। [<হত্যা]।

ঐদ=[কুম]—অব্য. ঐ যে ॥ ঐদ, বারি দ্যাহা যায়। [<ঐ তো]।

ঐদা=[দি]—অব্য. ঐ দেখ ॥ ঐদা, ইদের্ চাদ্। [<ঐ দেখ]।

ঐদাবে=[রং]—ক্রি. বিণ. ঐ ভাবে ॥

থাঁয়্ ঐদানে শৌগ্ উড়ি দিলে। [<ঐ ধরণে]।

ঐদান্=[রং]—বিণ. ঐ রকম॥ মোর্ শাখে ঐদান্ না করিশ্ বাহে। [<ঐ+ধরণ]।

ঐদ্যা=[ঢা]—বি. উচ্ছে॥ ঐদ্যা তর্ হারি তিতা। [<উগ্‌তা<উচ্চে]।

ঐদোন্=[রং]—বিণ. ঐ রকম॥ মোর্ শাখে ঐদোন্ না করিশ্ বাহে। [দেখ ঐদান্]।

ঐদ্=[রং]—বি. রৌদ্র॥ ঐদে বেড়াইছ্ না। [<রইদ্=রোদ<রৌদ্র]।

ঐদ্‌কা=[রং]—বিণ. উচ্ছিষ্ট, বাসি॥ ঐদ্‌কা ভাত্‌গুলা কুত্তাক্ দে। [<আধিক্য; অর্থ বিকৃতি]।

২=[রং]—বিণ. বাজে, অকেজো॥ তুই কুনাক্ ঐদ্‌কা কতা নিয়া আলু।

ঐদ্‌গ্যা=[রং]—বিণ. অতিরিক্ত॥ খুন্ জে ঐদ্‌গ্যা দরদ্? [<আধিক্য]।

ঐনা=[রং]—অব্য. ঐযে॥ ঐনা পাকা আম্‌টা দ্যাখা জায়্। [<ঐ+না=নির্দেশ সূচক]।

ঐন্যা=[ম]—বিণ. খয়েরী রংবিশিষ্ট॥ ঐন্যা রংগের্ সাগল্‌ডা আরাইয়া গ্যাসে। [<আগুনিয়া]।

২=[পা]—বিণ. পাগল॥ কুত্তাডা ঐন্যা ঐচে'। [<হন্যা]।

ঐন্=[চট্ট]—বি. আগুন॥ ঐন্ নাই। [<আগিন <আগনি <অগ্‌গি প্রাং <অগ্নি সং]।

২=[কুম]—বি. চিরুনি॥ বাউযের্ ঐন্‌ডা ক্যাডায়্ নিগে? [তুং চট্ট—হনী (চিরুনি) >হইন>অইন্; দেখ অনি]।

ঐন্ কড়েনি মালা=[চট্ট]—বি. আগুন তোলার হাতা॥ [দেখ ঐন্; কড়েনি <কাড়ানি <কড়্‌ঢনী প্রাং <কর্ষণী সং+মালা]।

ঐন্‌না=[চট্ট]—অব্য. এখনই॥ ঐন্‌না যাও। [<এখনই]।

২=[কুম]—বিণ. বিভিন্ন রঙের॥ আমার্ ঐন্‌না সাপ্তলের্ তিন্‌ডা বাচ্'চা ঐসে। [দেখ ঐন্যা]।

৩=[ম]—বি. ঐগুলি॥ ঐন্‌না কার্ লাইগ্যা আন্‌স? [ঐ+গুলিন+আ প্র.]।

ঐবা=[চট্ট]—অব্য. ঐটি॥ ঐবা কার্? [<ঐ+বা প্র.]।

ঐব্‌বা=[ম]—অব্য. ওরে বাবা (ব্যঙ্গার্থে)॥ ঐব্‌বা, মুহেরে এমুন্ চু'ন্ বানাইস কিয়্যারে? [<ওহে বাবা]।

ঐব্‌ব্যা=[কুম]—বিণ. হাবা॥ এইডা তর্ লাহান্ ঐব্‌ব্যার্ কাম্ না। [<হাবা]।

ঐভ্যালা=[রং]—ক্রি. বিণ. ঐ সময়॥ ঐভ্যালাত্ না গেছিনু ওর্ টৈ। [<ঐ+বেলা]।

ঐমুই=[চট্ট]—ক্রি. বিণ. ঐমুখী॥ ঐমুই ন যাইশ্। [<ওই মুহি<ওই মুখী]।

ঐয়্‌ঁত্=[চট্ট]—ক্রি. বিণ. ঐখানে॥ ঐয়্‌ঁত্ যাই বৈ থাক্? [ঐ খান+ত অধিকরণে]।

ঐয়্যিঁন্=[চট্ট]—বিণ. ঐগুলি॥ যিনিশ্ ঐয়্যিঁন্ কার্? [ঐ খানি]।

ঐয়্যা=[কু, পা]—অব্য. কৌতুসূচক॥ ঐয়্যা! সিড়্ঁ্যা গ্যাল্। [<ঐ যা]।

ঐয়া=[কুম, সি]—অস. ক্রি. হইয়া, পক্ষ লইয়া॥ আমার্ ঐয়া দুইডা কতা কও। [<হইয়া]।

২=[কুম, সি]—অব্য. মধ্য দিয়া, প্রান্ত দিয়া॥ বাযার্ ঐয়া বাইত্ যামু। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বিণ. যাহা হইয়াছে॥ ঐয়া বাত্ খাইয়া যাও। [<হওয়া]।

৪=[ফ]—সর্ব. উহা, ঐ॥ তোমার্ ঐয়া করন্ উচি'ত্ না। [<উহা]।

ঐয়ান্=[চট্ট]—অব্য. ঐটি॥ ঐয়ান্ কার্? [<ঐ+খান(=খানা)]।

ঐয়ে=[খু]—অব্য. ঐ জিনিস॥ ঐয়ের্ বৈদ্‌দে কি? [<ঐ+এ]।

ঐর=[কুম]—ক্রি. বিণ. ঐখানে॥ বৈ ঐর রাখ্‌লি। [<ঐখানে]।

ঐরা=[সি]—বিণ. অকর্মণ্য॥ [আওয়ারহ্ اوارہ ফা.]।

ঐরানো=[কুম, ঢা]—ক্রি. ঘুমের ঘোরে হাত পা ছুঁড়িয়া অস্থিরতা প্রকাশ করা॥ ঘুমের্ বৈদ্‌দে ঐতে কবর্ ঐরায়্। [দেখ ঐরান্; নাম ধাতু]।

ঐরান্=[কুম]—বিণ. ব্যস্ত॥ এ্যামন্ ঐরান্ কৈর না। [<হয়রান حیران আং]।

২=[রং, ক]—বিণ. ভীষণ, ঘন॥ ঐরান্ জংগল (রং)। [<বীরান ویران ফা.]।

৩=[য়া, চট্ট]—বিণ. নিশ্চিহ্ন, শ্মশান, প্রায় নির্জন॥ কলেরায়্ গাওটা ঐরান্ ঐ গেচে (য়া)। [পূর্বে দেখ]।

৪=[কুম, ঢা]—বিণ. পাগল॥ মিসিল্ ম্যাহনের্ লাইগ্যা ঐরান্ ঐসে। [দেখ ঐরান্]।

৫=[চট্ট কুম]—ক্রি. বিণ. হুলস্থুল, ভীষণকাণ্ড॥ শাহেব্ গরত্ আই ঐরান্ গরি ফেলাইয়ে। [দেখ ঐরান্]।

৬=[ম]—বিণ. বিস্তীর্ণ (মাঠ)॥ [দেখ ঐরান্$_2$]।

ঐরি=[কু, পা]—অব্য. ঐযে॥ ঐরি! ঐ দ্যাক্। [<ঐরে]।

২=[সি]—বিণ. অকর্মণ্য॥ [<দেখ ঐরা+ই প্র.]।

ঐরিঐরি=[কু, পা]—অব্য. ঐরে ঐরে॥ ঐরি ঐরি বুবু, তোর্ গাওয়া পলাইল্। [<ঐ রে]।

ঐরেড্‌ডি=[কুম]—ক্রি. বিণ. কোন নির্দিষ্ট স্থানের॥ এ্যাহানের্ যিনিশ্-গুলা আন্‌লি, ঐরেড্‌ডি আন্‌লি না? [<ঐ ঠাঁইয়ের টি]।

ঐর্ ঘন্=[চট্ট]—ক্রি. রাখা॥ টাঁয়া গুইন্ ঐর্ যে।

ঐর্ বৈর্=[ফ]—বি. বিপদ॥ বাপ মা মরনে আমার্ উপর্ দিয়া ঐর্ বৈর্ গ্যাসে। [তুং অস্থির তস্থির হিং; তুং চট্টগ্রামে আজর আজর=ঝামেলা, বিপদ আপদ]।

ঐল=[কুম]—অব্য. সমবয়সী ছোটদের

প্রতি সম্বোধন সূচক ।। ঐল তুই যাইস্‌না। [<ওলো]।

২=[চা, ফ]—অব্য. আচ্ছা, হঁা ।। ঐল, তুই যাম্‌নে কস্ হ্যামনেই ঐব। [<হইল]।

ঐলা=[সি]—সর্ব. ঐলোক ।। ঐলা আমারে গাইল্ দিসে। [<ঐ+লা=<লোক]।

২=[দি]—অব্য. ঐগুলি ।। ঐলা ট্যাকা হলে গরু কিনা যাবি বাহে। [<ঐ গুলা]।

ঐলাগ=[কুম, ঢা]—সর্ব. তাহাদিগকে ।। ঐলাগ কৈস্ আইত। [দেখ ঐলা+গো=দের, দিগকে]।

ঐল্‌তা=[বং]—বি, ঘরের চারিধারে মাটিদ্বারা বাঁধানো বেড়ার নীচের অংশ ।। ঐল্‌তা চাইর্‌ডা মুছেক্‌তো। [<আলি +তা প্র.]।

ঐল্‌তালি=[রা]— বি. চালের পানি পড়ার স্থান ।। [<ওলতি পানি হিং]।

ঐল্‌দা=[ম, কুম]—বিণ. পীতবর্ণ ।। ঐলদা গরু। [<হলিদা <হলিদ্দা প্রাং<হরিদ্রা সং]।

ঐশদ্‌=[রং]—বি. ঔষধ ।। ঐশদ্ খাও। [<ঔষধ]।

ঐশম্‌=[ম]—ক্রি. অপেক্ষা করা ।। ঐশ, তারে কতাডা কৈয়া আই।

ঐশা=[সি]—বি. সন্ধ্যা ও মধ্যরাত্রির মাঝামাঝি নামাজের সময়, এশা ।। [<'ইশা' عشاء আং]।

ঐশোদ্‌=[রং]—বি. <ঔষধ ।।

ঐশোবর্‌=[সি]—বিণ. অনেক, এতগুলি ।। শবাত্ ঐশোবর্ মানুষ্ আইসিল্। [<একশ+উপর =শতাধিক]।

ঐশ্‌=[রং]— অব্য. বিস্ময়সূচক ।। ঐশ্ কাম্ ঐছে। [<ইশ্]।

ঐশ্‌ঠক্‌খন্‌=[ম]— বি. অষ্ট প্রহর ।। তারে ঐশ্‌ঠক্‌খন্ পাহারা দিয়া রাহন্ লাগে। [<অষ্টকণ]।

ঐশ্‌লামি=[ম]— বি. গায়ে পড়িয়া ঠাট্টা মস্কারি, গা ঘষলাম ।। যাও, অত ঐশ্‌লামি কৈর না। [<আইশ্‌লামি = আইশ্‌না<আশ্‌নাঈ' آشنائی ফা.+আমি ভাবার্থে ; তুং পাগলামি, ফাজলামি]।

ঐশ্‌শালা = [খু] — বি. বিরক্তি ।। [<আলস্য, স্থিতি বিপর্যয়]।

ঐসাতৈসা=[চট্ট]—বি. ঐকথা সেইকথা, আজেবাজে কথা ।। ঐসা তৈসা কৈ তাঁরে ভুলাইতে পার্‌তি ন। [<অয়সা তয়সা হিং]।

ঐস্‌তে=[দি]—ক্রি.বিণ. ঐখান থেকে ।। ঐস্‌তে এক্‌টা ইঁটা নি আস্ । [<ঐ স্থান+তে=হইতে]।

ঐহানে=[ম]—ক্রি. বিণ. ঐখানে ।। ঐহানে কি ঐসে ? [<ঐখানে]।

ঐহিনি=[কুম, নো] — ক্রি. বিণ. ঐ পর্যন্ত ।। আইয় ঐহিনি কস্। [<ঐখানি]।

ও

ওঅডা=[চট্ট]—অব্য. তাচ্ছিল্যসূচক ।। ওঅডা, তোঁয়ার্ বাপে কহন্ বাইশ্‌কোপ্ সিনেমা দেইখ্যোনি ? [<ও বেটা =ও হে বেটা]।

ওওরে=[পা] — অব্য. ঐদিকে ।। রহিম্ ওওরে গ্যাসে।

ওওলা = [বা] — বি. পুংবিড়াল ।। ওওলা বিলাই দুধ্‌খাত্ খাইলাইসে। [<হোলা]।

ওংগা — [কুম, চা, ম] — বি. শিশুর ক্রন্দন ধ্বনি ।। [অনু.]।

ওংগাইনা=[রা]—বি. তন্দ্রাভাব ।। [উংঘনা হিং]।

ওংগালি গোংগালি=[চা]—অব্য. অসুস্থ অবস্থার কাতরানি ।। [ধ্বন্যা.]।

ওংগানো = [চা] — ক্রি. ঝিমানো ।। পরাত্ খৈয়া ওংগাইলে ঘুমা দিমু। [দেখ ওংগাইনা]।

ওংরা পোংরা=[কুম]—বিণ. জারজ ।। এইশব্ ওংরা পোংরা মাইন্‌শের্ লগে চৈ'ল্‌ল না।

ওঁআদ্‌ধম্‌=[চট্ট]—ক্রি. (পা দিয়া) মাড়ানো ।। পাও দি ধান্ ওঁআদ্‌ধে। [ওঁওধা হিং = উলটপালট ; নাম ধাতু]।

ওঁক্যাড়=[রা]—বি. ঘরের ছাদ ।। ঘরের্ ওঁক্যাড়ে পিঁয়াজ্ রাখিচি।

ওঁক্‌ড়া=[রা] — বি. ইঁদুর প্রভৃতির মাটি ।। ইন্দুরে ঘরে ওঁকড়া তুল্যা ভর্যা ফেলিচে।

ওঁক্‌তা=[রা]— বিণ. বোকা ।। তুমি এ্যাকজন্ ওঁকতা মানুষি।

ওঁগাদি= [চট্ট]— ক্রি. বিণ. সামনে ।। ওঁগাদি চাও। [<ওই দিকে, বর্ণ বিপর্যয়]।

ওঁচ'ল্‌=[চট্ট]— বিণ. উচ্চ ।। হিতার্ মাতা হক্‌কলত্তুন ওঁচ'ল্। [<উচেল ম. বাং <উচ্চ+ল স্বার্থে]।

ওঁচা=[চট্ট]—বি. ঢেঁকির একটি অঙ্গ ।।

২ = [চট্ট] — বি. মুগুর ।। ওঁচা দি খুঁটি গাঁর্।

ওঁচ'রা=[য]—বি. বারান্দা ।। [<উসারা হিং]।

ওঁচ'র্‌=[চট্ট]—বি. সংবাদ ।। হিতারে ওঁচ'র্ দ্যাও।

ওঁটানো=[রা]—ক্রি. কাহাকেও লক্ষ্য করিয়া কিছু উঠানো ।। অয় হামাক্ দ্যাখ্যা ওঁটাইল্ [<উঠানো]।

ওঁট্‌=[ব, রা]—বি. ঠোঁট ।। শিতে ওঁট ফাটে। [<ওষ্ঠ]।

ওঁড়্‌=[চট্ট]—বি. উট ।। ওঁড়ত্ চ'রিনি ?

[<উট, উঁট হিং <উষ্ট্র সং]।

ওঁত্ = [রা]— বি. আড়াল ॥ ওঁতে দাঁড়ায়্যা কি শুনছ? [<ওত]।

ওঁদা=[চট্ট]—বিণ. অধোমুখ, উপুড় ॥ ওঁদা হৈ ন হুইস্। [ঔঁওধা হিং< অবমূর্ধা সং]।

ওঁয়ারল্=[চট্ট]—ক্রি. বদনজর দেওয়া ॥ খাওনের্ অক্ত ফৈরায়্ ওঁয়ার্লে প্যাড ব্যারাম্ হয়্ ॥

ওঁয়্=[দি]—সর্ব. সে॥ ওঁয়্ হামাক্ মারিছে।

ওঁরলা=[চট্ট]—বি. পাখির গলার নীচের খাদ্যাধার ॥ ভাত্ খাই কুরাব্ ওঁরলা বর হৈয়েে।

ওঁরানো=[চট্ট]—ক্রি. মাড়ানো ॥ ধান্ ওঁরাও।

ওঁর্=[দি]—সর্ব. ও, সে ॥

ওকত্ বকত্=[বৃ]—বি. সময় অসময় ॥ [<বক্ত্ وقت আং + বে বক্ত্ بےوقت ফা.+আং]।

ওকা=[বং]—বি. বমি ॥ [<হিক্কা]।

ওকানো=[বং] — ক্রি. বমি করা ॥ মানুশিটা ওকায়্ ক্যানে? [দেখ ওকা+আনো প্র. ; নাম ধাতু]।

ওকারগান্তি=[ফ] — বি. শিশুদের গলায় ব্যবহৃত তাবিজ ॥

ওকি = [কু, য, পা] — সর্ব. ওকে, তাহাকে ॥ ওকি ডাক্দি তুল্তো। [<ওকে <উহাকে]।

ওকিডা=[কু, য, পা]—সর্ব. সে কে ॥ ওকিডা গ্যাল্রে? [<ওকে+টা (তুচ্ছার্থে)]

ওকিন্=[কু, য, পা] — ক্রি. বিণ. ঐখানে ॥ ওকিন্ থাক্তি হবি। [<ওখানে=ওইখানে]।

ওক্যা=[বা]—ক্রি. বিণ. উহা কেন ॥ রহিম্ ওক্যা কর?

ওক্যানে=[কু]—ক্রি. বিণ. ওখানে। ওক্যানে যাইস্ না। [<ওইখানে]।

ওক্যান্=[কু, য, পা, খু]—ক্রি. বিণ. ঐখানে ॥ ওক্যান্ কি দ্যাখা যায়? [দেখ ওকিন্, ওক্যানে]।

ওকোল্=[চা, ম, কু]— বি. লাঠামাছ, মাছ বিশেষ ॥ ওকোল্ মাস্ অনেকেই খায়্ না।

২=[কু]—বি. জল নাড়া ॥ পুকুরে মাস্ ওকোল্ দ্যায়্।

ওক্=[কু, দি, য, পা]—সর্ব. তাহাকে ॥ ওক্ ডাক্ দে। [<ওকে=উহাকে]।

২ = [কুম, য]— বি. বমি ॥ [দেখ ওকা ; অনু.]।

ওক্কর্=[কুম]—বি. দাবী, মুরোদ ॥ ওক্কর্ কৈর‍্যা মামু আমারে কলেযে বর্তি কৈরা দিসে।

ওক্কা=[কুম]—বিণ. একটা ॥ আমারে ওক্কা ট্যাহা দ্যাও। [<এক+কা =টা]।

ওক্কানি=[কুম]—বি. ফুঁপানি, দীর্ঘ নিঃশ্বাস ॥ কান্তে কান্তে সেরিডার্ ওক্কানি উট্‌সে। [<হিক্কা+নি প্র.]।

ওক্কুম্=[চট্ট]—বি. শকুন ॥ ওক্কুম্ মরা গরু খায়্। [<হকুন <শকুন সং ; অন্যরূপ হক্কুন, হক্কুম]।

ওক্টু=[রং]—বি. টুপি ॥ ওক্টু মাথায় দিয়া নামাজ্ পড়।

ওক্ড়া = [রা]— বিণ. ভীষণ, খুব ॥ মানুশিটা এ্যাকেবারে ওক্ড়া চাশা।

ওক্ত গ্যালে মদন্ গোশাই=[ম]—বি. অসময়ে পস্তানো ॥ এ্যাহন্ খুব্ খাট্‌বা ওক্ত গ্যালে মদন্ গোশাই। [বক্ত্ وقت আং]।

ওক্না=[বং]—অব্য. এই দ্রব্যগুলি ॥ ওক্না হামাক্ দে ক্যানে। [<ওগুনা <ওগুলা]।

ওক্রানো=[বং]—ক্রি. তুলিয়া ফেলা ॥ চারাগাছ্গুলা ওক্রালু কে? [<উখ্‌ড়ানো <উৎকোদন সং]।

২=[ফ, চা]—ক্রি. দেখিয়া আশ্চর্যান্বিত হওয়া, চোখ লাগা ॥ মাইন্শের্ কি শবাব্ কেঅর্ এ্যাক্টা বালা যিনিশ্ দ্যাখ্লেই খালি ওক্রায়্।

৩=[চা]—ক্রি. গলাধঃকরণ করা ॥ বাইল্যা মাসে আদার্ ওক্রায়্।

ওক্রোদ্ = [ম] — বি. অনুরোধ, আবদার ॥ [<উপরোধ]।

ওক্লানো = [বং] — ক্রি. উদ্গিরণ করা ॥ খাতি না খাতি ওক্কালু?

ওক্শা=[রা, ব]—বি. একপ্রকার বড় পাখি, ঈগল ॥

ওখন্ = [দি]— অব্য. তখন ॥ ওখন্ তুই কুনঠে ছিলি? [তখন]।

ওখল্=[র]—বি. কাষ্ঠনির্মিত তামাক কুটার যন্ত্র ॥ [উক্খল প্রাং<উদুখল সং]।

ওখা=[ব]— বিণ. একরোখা, একগুঁয়ে ॥ লোক্টা ব্যাবায়্ ওখা। [রোখা]।

ওখামোছা=[ব]—বি. অবশিষ্ট ॥ [<উখা সং=হাঁড়ী +মোছা=উখামোছা]।

ওখোলদান্=[ম]—বি. ধান ভানার কাঠের তৈরী পাত্র ॥ [ওখোল্ (দেখ ওখল্)+দান دان ফা. প্র.]।

ওখ্নি=[রা]—অব্য. ঐ বেলা, বৈকাল বেলা ॥ এখন্ জাই ওখ্নি আশিমু। [<ঐ ক্ষণ+ই]।

ওখ্রা=[ম]—বি. নারিকেলের মালার তৈরী চামচ ॥ [<ওখড়া]।

২=[কুম]—বিণ. যাহার বাড়ী ঘর নাই, ঘর জামাই ॥ ওখ্রার্ কাসে মাইয়া বিয়া দিও না।

৩=[কু]— বিণ. উচ্ছিষ্ট, এঁটো ॥ ওখ্রা বাত্ ফ্যালায়া দে।

ওখ্রাদিয়া=[রা—বিণ. যে খাদ্যদ্রব্য নষ্ট করে ॥ ছাওয়াটা খুব্ ওখ্রাদিয়া।

ওগলি=[কুম]—বি. যে পাত্রে ধান ভানা হয় ॥ ওগলিতে বাস্না বানা অয়্। [<উখলি<উদুখল+ই ; দেখ ওখল্ ; উখ্লী হিং]।

ওগল্=[কুম]—বি. ধান মাড়াই খড়কুটা কুড়াইবার যন্ত্র ॥

২=[কু]—বি. সন্ধান, তালাশ ॥ কি ওগল্ কর?

ওগার্ = [ম] — বি. মাচা ॥ ওগারে মটকা আসে।

২=[খু]—বি. হিক্কা ॥ কলেরা রুগির্ ওগার্ উঠেসে। [<উদ্গার]।

ওগু=[শ]—অব্য. ঐটা ॥ ওগু আমারে দ্যাও। [ঐ+গো=টা ; গো হিং]।

ওগুন্=[খু]—অব্য. ঐগুলি ॥ ওগুন্ কায়্ বৈ ? [<ওগুলিন=ওগুলোন]।

ওগুলের্ গুরি=[নো]—বি. হোগলা গাছের গুঁড়ি ॥ ওগুলের্ গুরির্ হিড়া (=পিঁড়ি) বালা। [<হোগলার গুঁড়ি]।

ওগুল্=[কুম]—বি. টাকি জাতীয় মাছ ॥ ওগুল্ মাস্ লোকে খায়্ না।

ওগ্যার্ = [য]— সর্ব. ওদের ॥ ওগ্যার্ বারি যামু। [<ওদের=উহ.দের ; গের =দের]।

ওগোর্=[চট্ট]—অব্য. সেই ঘর ॥ [<ঐ ঘর]।

ওগোল্ পাতা=[বা]—বি. হোগলা-পাতা ॥ ওগোল্ পাতা দিয়া চ'াডাই অয়্। [হোগল পাতা=হোগলা-পাতা]।

ওগ্ = [রং] — বি. রোগ, ব্যাধি ॥ ওলাউঠা দারুন্ ওগ্। [<রোগ]।

ওগ্গিন্=[ফ]—অব্য. ছিঃ ॥ ওগ্ গিন্ এমন্ কাম্ও মাইন্শে করে ? [=ওহ +ঘিন্<ঘৃণা]।

ওগ্ঁগো=[খু]—অব্য. ঐটি ॥ ওগ্গো না এ্যাগ্গো আমি দ্যাহি। [ঐ+গো =টি]।

ওগ্দানো=[বা—ক্রি. বমি করা ॥ খাইয়াই শব্ ওগ্দাইয়া দিলি। [<ওগ্রানো <উদ্গিরণ]।

ওগ্রা=[কুম]—বি. মাছ ধবার জন্য বাঁশের তৈরী যন্ত্র ॥

ওগ্রানো=[রা]—ক্রি. চর্বণ করা। গরুগুলি ওগ্রাইয়া খাইতাসে। [<উগ্-রানো<উদ্গিরণ ; বি. ওগ্রানি]।

ওগ্লা = [কুম, ঢা] — বি. হোগলার চাটাই ॥ ওগ্লাত্ হো। [<হোগলা]।

২=[পা]—ক্রি. বিণ. মূল্যহীন, অর্থ-হীন ॥ এ্যাত কৈরা বুঝাইলাম্ তুই আমার্ ওগ্লা বুঝলি।

ওগ্লানো=[ম]—ক্রি. ভাতের মাড় গালা ॥ বাত্ ওগ্লাও, আমি কামে যাইতাম্। [<উগ্লানো <উদ্গিলন সং]।

২=[রং]—ক্রি. বমি করা ॥ শৌগ ওগুধ্ ওগ্লায়া ফ্যালোচে। [পূর্বে দেখ]।

৩ = [ম] — ক্রি. ফিরাইয়া দেওয়া ॥ [মূল অর্থ বমি করা,. উদগিরণ. উদ্-গিলণ সং]।

ওচলিয়া=[রং]—অস. ক্রি. উছলাইয়া ॥ আইল্টা ওচলিয়া গেইছে। [<উছলিয়া =উছ্লিয়া ; <উছল <উচ্ছল সং ; নাম ধাতু]।

ওচ'া=[বা]—বি. জমির শস্যের উপরে পতিত কচুরী পানা ॥ দান্ খ্যাতে ওচ'া পর্সে।

২= [কুম, ফ]-- বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥ ওচ'া দিয়া মাস্ দর।

৩= [বা] —বিণ. উঁচু ॥ ওচ'া গর্। [<উঁচা]।

৪=[ম]—বি. ছাই গোবর ফেলার এক প্রকার বাঁশের ঝুড়ি ॥

ওচ'ানো=[বা]—ক্রি. আরম্ভ করা ॥ কথা না হুন্লে মাইর্ ওচ'ামু। [<উঁচানো]।

২=[পা]—ক্রি. উপর হইতে বাছিয়া লওয়া ॥ খ্যার্গুলা দানের্ থাক্ক্যা ওচ'ায়া লও। [ওঁছা<উঞ্ছ + আনো প্র. ; নাম ধাতু]।

ওচ'ায়া থাকা=[পা] — ক্রি. প্রস্তুত হইয়া থাকা ॥ অয়্ খাওয়ার্ লাইগ্যা ওচ'ায়া থাহে। [=উঁচাইয়া থাকা= উচচ হইয়া থাকা]।

ওচ'ার্ = [কুম]— বি. মাছ ধরিবার জাল ॥ ওচ'ার্ দিয়া গাংগে বর মাস্ দরে।

ওচি=[ম]— বি. আবর্জনা পরিকার করিবার পাত্র ॥

ওচ'্যার্ লাঠি=[ম]—বি. শবদাহের সময় ব্যবহৃত বাঁশের লাঠি ॥ [ওচ্যা (দেখ ওচ্')+র (সম্বন্ধে)+লাঠি]।

ওচে'ার্ মোচোর্ করা=[ঢা, ফ]— ক্রি. ইতস্ততঃ করা ॥ [<ওচোর অনু:+মোচড়+করা]।

ওচ্'=[ক]— বি. শুকনা জায়গা ॥ পানি খাইক্যা উইঠ্যা ওচে' খাড়াও।

২=[ক]—বিণ. উঁচু ॥ ঐ বাগাডা খুব ওচ্'। [<উঁচু<উচচ]।

ওচ্'না=[খ]—বি. মাছ ধরার সরঞ্জাম বিশেষ ॥

ওচ্'পার্=[ঢা]—বিণ. শেষ ॥ তর্ যান্ ওচ্'পার্ কৈরা হালামু। [<উসপার হিং]।

ওচ্'রা = [ঢা, ম] — বি. বারান্দা ॥ ওচ্'রায়্ আইয়া বও। [দেখ ওঁচ'ারা]।

ওচ্'লা = [খু] — বিণ. পুরুষত্বহীন ॥ [<ওঁচা<উঞ্ছ+ল ; মূল অর্থ তুচ্ছ]।

ওচ্'লানো=[খু]—ক্রি. বড়গুলি বাছিয়া লওয়া ॥ আলুগুলা ওচ্'লাও। [ওঁচলা <উঞ্ছ সং+লা প্র. ; ওঁচলা (নাম ধাতু) আনো প্র.]।

ওছানি=[রং]— বি. বিছানার চাদর ॥ মোর্ এক্খানা ওছানি লাগ্ব।

ওজা=[রং]—বি. মন্ত্রচিকিৎসক, বৈদ্য, ওঝা ॥ শাপের্ বিশ্ ওজায়্ ঝাড়ে। [<ওঝা <উপাধ্যায় সং]।

২=[রং]—বি. রোজা ॥ গরমের্ দিনে ওজা থাকা বড় কশ্ট। [রোযহ্ روزه ফা.]।

ওজ্জা=[রা]—অব্য. ধ্বনি বিশেষ ॥ ওজ্জা, আমার্ দাত খাকি পড়্যা গ্যাল্। [<ঐ যা]।

ওজ্জানো = [রা] — ক্রি. ভুলিয়া যাওয়া ॥

ওযনি=[পা] — বিণ. মাপমত. দেহের আকার অনুযায়ী ॥ তোমার্ মামাটা ওযনি হয়্যাসে। [<রযন وزن আং +ই প্র.]।

২=[গ]—বিণ. ভারী ॥ বোঝাডা খুব্ ওযনি। [পূর্বে দেখ]।

ওযন্ বুইয্যা মুগুর্ চ'াচ'া—[প]— ক্রি. ক্ষমতা বুঝিয়া সেই অনুপাতে আয়োজন করা ॥ [মূল অর্থ কাজের ওজন বুঝিয়া মুগুর চাঁচা]।

ওযর্ ফুযর্=[চট্ট]—ক্রি. বিণ. বিরক্তি প্রকাশ ॥ ['উযর عذر আং+ফুযর অনু:]।

ওঝা=[পা]—বি. রোজা ॥ [দেখ ওজা]।

ওবাইয়া=[ফ]—ক্রি. বিণ. থাকিয়া থাকিয়া ।। মাইয়্যাটা ওবাইয়া শাবারাইত্ কান্‌সে ।

ওযাগর্=[খু]—বি. অজগর সাপ ।। [<অজাগর <অজগর] ।

ওযানো = [বা]— ক্রি. কাতরানো ।। অশুখের্ কশ্‌টে ওযাইত্যাসে ।
২=[ফ]—ক্রি. বেশী বাড়িয়া যাওয়া ।। পান্ ওযাইয়া গ্যাসে, কাইটা না দিলে সরা ঐবো না ।

ওযিবি=[কু, পা]— বি. কোন্দল ।। শাহা বাবুগুর্ নিবার্ মন্‌নি ওযিবি কর্‌সে ।

ওযুক্=[কু]— বি. রোগবিশেষ ।। লোক্‌টা কি ওযুকে মরেসে ? [<অসুখ] ।

ওযুরি=[ম, কুম, চা, নো]—বি. নাড়ি-ভুঁড়ি ।। [উঝড়ী হিং] ।

ওযুর্ = [ম, কুম]— বি. আপত্তি ।। [<ওজর<'উযর্ عذر আং] ।

ওযেওযে=[কুম]—ক্রি. বিণ. সমান সমান ।। এই ব্যালার্ বাত্ ঽগলের্ ওযে ওযে ঐসে । [ওযে=ওজ্<ঋজু +এ] ।

ওযেবাযেশোদ্ = [পা]— বি. কিছুর বদলে কিছু দিয়া শোধ, সমপরিমাণ বা সম মূল্যের জিনিস দিয়া শোধ ।। [<'ইওয্ ব'ইওয عوض بعوض ; 'ইওয আং, ব ফা.=শোধ] ।

ওযেবায্‌করা=[কু]—ক্রি. অদল বদল করা, বিনিময় করা ।। [দেখ ওযে বাযে শোদ্] ।

ওযেবায্ = [কু]— বি. শোধ ।। [দেখ ওযেবায্ করা] ।

ওয্=[কু]—বি. পশুর ভুঁড়ি ।। অনে-কেই সাগলের্ ওয্ খায্ । [<ওঝ হিং] ।

ওটা=[ম, খু, বা]—বি. হাঁড়ি বা পাত্র রাখার জন্য মাটির তৈরী স্তূপ, মাটির সিঁড়ি ।। [<ওঠা=উত্থান] ।
২=[ম]—বি. কাটা পাট গাছের মাটির নীচের অংশ (যাহা জ্বালানীরূপে ব্যবহার করা যায়) ।।
৩=[সি]—বি. কাদাখোঁচা পাখী ।।

ওটানি=[ব, রা]— ক্রি. বিণ. সেই দিকে ।। [ওঠানে=ঐ স্থানে] ।

ওটার্=[রা] বি. ছালার মুখ বাঁধার দড়ি ।।

ওটে=[রং]—ক্রি. বি. ঐখানেই ।। ওটে উক্‌টাও, পাবু এলায্ । [ও+ঠাঁই] ।

ওট্=[ফ]—বি. ঠোঁট ।। পান খাইয়া ওট্ লাল্ বানাইসে । [ওঠ<ওষ্ঠ] ।

ওট্‌কা ওট্‌কি = [চা] — বি. ঘৃণা, নিন্দা ।। এত ওট্‌কাওট্‌কি বালা না ।

ওট্‌কানো=[কুম]— ক্রি. বমি করা ।। খুহি বার্ বার ওট্‌কাইতাসে । [ওঠ-কানো, ওঠ√উঠ ; নামধাতু ; তুং ওলাউঠা] ।
২=[ম]—ক্রি. ডাকা ।।

ওট্‌কাপোট্‌কা= [চা]— ক্রি. বিণ. বেশী খাওয়ার দরুন বমি বমি ভাব ।। এ্যাত গুলি বাত্ খাওনে আমার ওট্‌কা পোট্‌কা কর্‌তাসে । [ওট্‌কা, (দেখ ওট্‌কানো)+পোট্‌কা অনুঃ] ।

ওট্‌কি বাওয়া=[চা]— ক্রি. ভুক্ত দ্রব্য ফিরিয়া আসিবার ভাব হওয়া ।। স্যারাডায্ কি খাইয়া খালি খালি ওট্ কি বাইতাসে । [ওট্‌কি (দেখ ওট্‌কানো) +বাওয়া=বাহা√বাহ্] ।

ওট্‌কোরা= [চা]— বিণ. উপর দিকে চাহিয়া পথ হাঁটে যে ।। ওট্‌কোরা মাইয়াডা পায্‌শাডা দেখ্‌ল না ।

ওট্‌টাওট্‌টা = [চা] — বি. খেলা বিশেষ ।।

ওট্‌টিটি=[মা]—বি. একপ্রকার ছোট পাখী ।। ওট্‌টিটি দৈহক্‌এর্ মতন্ এদিগ্ নাইসুতে লাগে । [=টিটিভ] ।

ওট্‌টে=[ক]—ক্রি. বিণ. ঐখানে ।। ওট্‌টে কেঐ যাও না, হাপ্ আসে । [<ঐ+ঠে=ঐ ঠাঁই] ।

ওট্‌মোট্=[ব]—বি. ওষ্ঠ ।। ওট্‌মোট্ কাম্‌রায্ ক্যা ? [দেখ ওট্+মোট অনুঃ] ।

ওট্‌রা=[পা]—অব্য. শব্দ বিশেষ ।। 'ওট্‌রারে মোট্‌রা, দৈশ্‌যারা কোট্‌রা ।' [গ্রাম্য ছেলেমেয়েরা একটি বিশেষ খেলায় ইহা ব্যবহার করে] ।

ওঠক্‌বৈঠক্=[রা]— বি. মেলামেশা ।। আমার্ শাথে তার্ ওঠক্ বৈঠক্ নাই । [<ওঠক=উঠা+বৈঠক=বসা ; উঠা-বসা=মেলামেশা] ।

ওঠাক্=[রং]—অব্য. ঐদল ।।

ওঠি=[রা]—অব্য. ওখানে ।। ওঠি যাও । [<ঐ ঠাঁই] ।

ওঠুলি=[ম]—বিণ. বাস্তহারা, মোহা-জের ।। [ওঠ√উঠ্+উলি প্র.] ।

ওঠে থাকি= [রং] — ক্রি. বিণ. ওখান হইতে ।। ওঠে থাকি চলি আয্ বাহে । [<ঐ ঠাঁই থেকে] ।

ওঠ্=[রং]—বি. ওষ্ঠ ।। ছাওয়াটার্ আডা ওঠ্ । [দেখ ওট্] ।

ওঠ্ সেম্‌রি তর্ বিয়া= [চা, ক]— পূর্ব প্রস্তুতি ছাড়া কোন কাজে তাড়া-হুড়া ।। কওয়া নাই বোলা নাই ওঠ্ সেম্‌রি তর্ বিয়া কৈলে ক্যাম্‌নে যাই ? [সাধু ভাষায়—ওঠ ছুঁড়ী তোর বিয়ে] ।

ওডা=[চা]—অব্য. ওটা (মানুষকে) ।। ওডা এক্‌টা বদ্ । [<ওটা (তুচ্ছার্থে)] ।
২=[ম, কুম]—বি. বাঁশের মূল ।। ওডা লাক্‌রির্ কামে খুব্ বালা ।
৩= [চট্ট, খু, বা]—বি. কচুরী পানার জঞ্জাল ।।
৪=[ম, কুম] — বি. মূল ।। গাস্‌টার্ ওডা শুদ্‌দা তুইল্যা লাইসে ।
৫=[ফ, কুম]—বি. বারান্দা, সিঁড়ি ।। গরের্ ওডাত্ বওয়া ঠিক্ না । [দেখ ওটা] ।
৬ = [কুম] — বি. যে উপরের দিকে চাহিয়া পথ চলে ।। ওডার্ মতন্ চৈল্‌ল না । [<উঁচু ; অর্থান্তর] ।

ওডানি=[চট্ট]—বি. বমি ।। এই বদ্‌গন্‌দে ওডানি আইয়ের্ । [<উঠানি=(উর্ধ্ব-গতি) উদ্‌গার অর্থে ; তুং ওলাউঠা] ।

ওডিয়ার্=[চট্ট]—বিণ. ওখানকার ।। ওডিয়ার্ মাইনশের্ ধারে আঁয়ার্ কিছু নাই । [<ওডি<ওঠাঁই+যার=কার

সম্বন্ধের বিভক্তি]।

ওডুক=[বা]—ক্রি. বিণ. এইটুকু ॥ ওডুক্ কি দ্যাও? [<ওটুক=ঐটুকু]।

ওডুর=[সি]—বিণ. কিঞ্চিৎ, অল্প ॥ ওডুর্ ত্যাল্ দ্যাও। [অত দূর (=পরিমান বুঝাইতে)]।

ওড্ডা খাওয়া=[ফ]—ক্রি. তুচ্ছভাবে উপেক্ষা করা ॥ [হোঁচট খাওয়া]।

ওতত্=[রং]—ক্রি. বিণ. আড়ালে ॥ ওতত্ ক্যান্ গেইল্যান্ বাহে? [ওত+ত্ (অধিকরণে)]।

ওতন্=[কুম]—বি. সামর্থ্য ॥ দপ্টাহার্ ওতন্ নাই, আবার্ পোদ্দারি করে?

ওতর্ =[কু, ফ, ম, পা,]—অব্য. ওখানে, সেখানে, ঐ দিকে ॥

ওতা=[সি]—অব্য. এইগুলি ॥ ওতা তোম্রা কৈ পাইলায়্? [<ও+তা =গুলি]।

২=[কুম] — বি. গরম ॥ খুব্ ওতা পর্ সে। [<উত্তাও<উত্তাপ]।

ওতাওতা = [সি] — অব্য. ইত্যাদি ইত্যাদি, ইহা ইহা ॥ তাইন্ আমার্ কাসে ওতা ওতা কৈসুইন্। [<এটা ওটা]।

ওতারে=[কু]—বি. ঐ ধারে ॥ ওতারে যাইশ্ না। [<ওধারে=ঐ ধারে]।

ওতার্=[চা, কুম] — বি. জেলেদের মাছ ধরার লম্বা নৌকা ॥ ওতার্ নাও ডেউয়ে ডুবে না।

২=[ম, কুম]— বি. যাদু ইত্যাদির প্রতিকারসূচক ঝাড়া বা ফুঁক ॥

৩=[ম]—বি. স্রোত ॥ গাংগে যে ওতার্ মাস্ দরন্ দায়্।

ওতার্ যাল্ = [চা] — বি. নিক্ষেপ করিয়া মাছ ধরিবার জাল ॥ ওতার্-যাল্ দ্যা এক্টা খ্যাও দে।

ওতার্ পরা=[ম]—বি. রোগ নিবারণের জন্য পানি পড়া ॥ যা, মৌলৈ সাবের্ কাসেত্তে ওতার্ পরা আন্গ্যা। [<উত্তর <অবতারণ সং + পরা< পড়া]।

ওতালা=[কুম]—বিণ. পাগলা, বেহুশ, চঞ্চল, অস্থির ॥ মনু বরে ওতালা ঐসে। [<উতলা]।

ওতি=[চট্ট]—সর্ব. সে (স্ত্রী) ॥ [ঐ+তি]।

ওতিল্=[সি]—ক্রি. বিণ. এই তিলে, এই মুহূর্তে ॥ ওতিল্ আমি যাইতাম্ পার্তাম্ নায়্। [<এই তিলে]।

ওতুর্=[পা]—বি. আতুর, যে নড়িতে চড়িতে পারেনা, কঠিন রোগী ॥ [<আতুর]।

ওতো=[পা]—অব্য. ওটা ॥ ওতো কি? [<ওটা]।

ওতোন্ = [খু] — বি. কষ্ট, খাটুনি ॥ সেলেমেয়ে মানুশ্ কর্তি ওতোন্ আসে। [দেখ ওতন্]।

ওতোলন=[ফ]—ক্রি. অবতরণ করা ॥ নাও থাইকা ওতোল্। [<উত্তরণ]।

ওত্ত=[খু] — বি. চালের উপর খড় বাঁধিয়া রাখার চটি ॥

ওত্রানো=[ফ]— ক্রি. ভাত ফুটার সময় ফুলিয়া উঠা ॥ [=উথলানো]।

ওত্লা=[কুম]—বি. খুব গভীর পঙ্কিল স্থান ॥ ওত্লায়্ গরু পর্লে উডান্ যায়্ না।

ওদন্=[কুম]—অব্য. হে পুত্র (সম্বোধনে) ॥ ওদন্, কৈ গেসিলা? [<ও+ধন (=পুত্র)]।

ওদন পাশন্=[ম]— বি. অন্নপ্রাশন ॥ [<ওদন=অন্ন+প্রাশন]।

ওদরি = [চট্ট] — বি. উদরী, রোগ বিশেষ ॥ [<উদরী]।

ওদর্ সোদর্=[চট্ট]—ক্রি. বিণ. বেহিসাব ॥ ওদর্ সোদর্ টাঁয়া খরচ্ ন গরিশ্। [<এধার+সে ধার]।

ওদন্=[নো]—বিণ. অমান্য ॥ মাঁই কোনুদিন্ উকুম্ (হুকুম) ওদন্ করি ন। [<উদুন عدول আং]।

২=[চট্ট]—বি. আপত্তি ॥ [পূর্বে দেখ]।

ওদা=[চট্ট]— বি. আদা ॥ ওদার্ রশ্ প্যাডর্ কামরের বর বালা। [<আদা]।

২=[কুম, ম, চা]— বিণ. আর্দ্র, কমভেজা ॥ ওদা চাঁইল্। [<আর্দ্র]।

৩=[ফ]—বিণ. বাসি ॥ 'খিদায়্ না চি'নে আইল্না ওদা'। [পূর্বে দেখ]।

৪=[পা]—বিণ. মদ্দা, হুলা, পুরুষ, হৃষ্টপুষ্ট ॥ ওদা বিলাই দুদ্ খায়া গ্যাসে।

ওদাইয়া যাওয়া = [ম, কুম]—ক্রি. ভিজিয়া যাওয়া, নেত্যাইয়া যাওয়া ॥ ওদাইয়া গ্যালে পিডা মযা লাগে না। [দেখ ওদা২+ইয়া অস. ক্রি. বিভক্তি +যাওয়া]।

ওদাড়্=[ব]—বি. পাটের আঁশ।

ওদা দানের্ খৈ=[ম]—বিণ. নিকৃষ্ট ॥ এইডা এ্যাহাবাবে ওদা দানের্ খৈ। [দেখ ওদা +ধানের খই]।

ওদানি = [খু]— ক্রি. বিণ. কিছু দিন আগে ॥ ওদানি তারা ধনি ঐসে। [<ইদানীং]।

ওদানো=[খু, চট্ট]—ক্রি. সামান্য ভিজিয়া যাওয়া, ভিজিয়া স্যাঁতসেঁতে হওয়া ॥ ধান্ ব্যায়াক্ ওদাই গেইয়ে। [দেখ ওদা২+আনো প্র.]।

ওদান্=[রং]—বিণ. এরূপ, অমন ॥ তুই ওদান্ কতা কেছ্ না। [<ও ধরণ]।

ওদান্ ম্যাদান্ = [নো]—ক্রি. ইতস্ততঃ চিন্তা করা ॥ [<ওধরণ সেধরণ]।

ওদাম্=[ম, কুম]—বিণ. [illegible], অনাচ্ছাদিত ॥ [illegible] পাইলাড্যা ওদাম্ ক্যারে? [<[illegible]]।

ওদারন=[কুম]—[illegible] ফুলিয়া ফেলা ॥ [illegible] [illegible] ওদাইয়া লাও। [[illegible]উচ্চরণ]।

ওদার্ = [চা] — [illegible] [illegible] ॥ ওদার্ নারিকেল [illegible] [illegible]।

ওদিয়া=[ম]—[illegible] [illegible] ঘুরিয়া বেড়াইয়া ॥ [illegible] [illegible] ক্যান্সে [illegible]?

ওদ্ দ্যাওয়া=[ব]—ক্রি. বাধা, [illegible] দেখা দেওয়া। আমগো [illegible] [illegible] ওদ্ দিসে।

ওদুল্=[চট্ট]—বি. [illegible] ॥ [illegible] দুই মাইল্ পত্ ওদুল্ কৈর্গে। [দেখ ওদল্]।

ওহুল্ করা=[রা]— ক্রি. প্রতিজ্ঞা বা কথা রক্ষা করা ॥

ওদো=[কুম]—বি. উদ্দেশ, সন্ধান ॥ আমি ওদো পাই নাই। [<হদ্দ ১৯ আঃ]।

ওদোর্=[বং]—বি. পেট ॥ তোর্ কি ওদোর্ ভরে না ? [<উদর]।

ওদ্=[চট্ট, নো]—বি. সন্ধান, খোঁজ, ঠিকানা ॥ পোয়াউয়ার্ ওদ্ ন পাই। [দেখ ওদো]।

ওদ্ গি=[রা]— ক্রি. বিণ. ঐ দিকে ॥ ওদ্গি আইও না। [ঐদিকে=দিকে]।

ওদ্ ড়া=[রং]—বি. এক প্রকার গাছ ॥

ওদ্ দু=[ম]—অব্য. বা রে, আহা ॥ ওদ্ দু, তর্ কতা মোনে আসিল্ না।

ওদ্ দ্যা মদ্ দ্যা = [পা] — বি. যেমন তেমন লোক ॥ এটা ওদ্দ্যামদ্দ্যার্ কাম্ না। [<অধঃ+ইয়া+মধ্য+ইয়া (অধঃ এবং মধ্য স্তরের)]।

ওদ্ রা=[ব]—বি. পাট বিশেষ ॥

ওদ্ রানো=[চট্ট]—ক্রি. চামড়ার উপরি-ভাগ ঘর্ষণে থেৎলাইয়া বা চাঁছিয়া যাওয়া ॥ কাওটের্ লগে গশা খাই হিতাঁর্ চাম্রা ওদ্রাই গেইয়ে। [<উদ্ধরণ]।

২=[রং]—ক্রি. কোন বিষয়ে জানিয়া ও অন্যের কাছে শুনার জন্য পুনঃ পুনঃ জেদ করা ॥ [পূর্বে দেখ]।

ওদ্ লা ওলানো=[খু]—ক্রি. মুখ ভার করা ॥ [ওদ্লা+ওলানো (=নামানো) <অবতারণ]।

ওনা=[ম]--বি. গাভীর স্তনের বাঁট ॥ গরুর ওনাডা খুব্ মোডা।

ওনানো=[ম]—ক্রি. মুষড়িয়া পড়া ॥ এদ্দুল্যা ম্যান্নত্ কর্লেই এ্যাহাবারে ওনাইয়া যায়্। [উনা<উন্হ প্রাঃ< উষ্ণ সং (নাম ধাতু)+আনো প্র. ; মূল অর্থ গরম হওয়া কিংবা উনা<উন্দ্ (√উন্দ্ সং=ভিজা) নাম ধাতু+আনো প্র.]।

ওনারে=[কু, পা]—অব্য. নিষেধসূচক ॥ ওনারে, উহা জানি নাই। [ও, নারে]।

ওনার্=[কু, য, পা]—সর্ব. উঁহার, তাঁহার ॥ ওনার্ আম্মা আমার্ খালা হন্। [উনি শব্দের সম্বন্ধ পদে]।

ওনাপিনা=[চট্ট] - ক্রি. বিণ. বিরক্তি প্রকাশ ॥ এ্যাত ওনাপিনা কর কিয়র্ লাই ? [অনু.]।

ওনাপ্যানা=[ম, ঢা]—ক্রি. বিণ. প্যান্ প্যানানি, খুঁতখুঁত ॥ এও ওনাপ্যানা কর ক্যারে ? [দেখ ওনাপিনা]।

ওনাহানা=[চট্ট]—বি. অসন্তোষ ॥ ট্যাঁয়া কম্ দিওনে হিতে ওনাহানা কৈর্গে। [দেখ ওনাপিনা]।

ওনি=[চট্ট]—বি. চিরুনি ॥

ওনু=[ম]—ক্রি. বিণ. ওখানে ॥ ওনু তোমার্ যাওয়া ঠিক্ না। [<ওখানে]।

ওনে= [সি]— অব্য. হইতে. চেয়ে ॥ এ্যাগ্না ওনে ব্যাগ্না বালা। [<হন্তে =হইতে]।

ওন্=[কুম]—বি. ঢেঁকির উদূখল পরি-মাণ ॥ এক্ ওন্ চাঁইল্ কার।

ওন্ খোলা ছাওয়া=[রা]—ক্রি. খোঁটা দেওয়া ॥

ওন্ চি=[রা]—বি. নারিকেল ॥

ওন্ চেঁ না= [পা] — ক্রি. আগুনের তাপে শুকানো, সিদ্ধকরার পর রৌদ্রে না দিয়া চুলার উপরে শুকানো ॥ [<উষ্ণানো]।

ওন্ তা=[কুম, ঢা]—বি. গরম, তাপ ॥ খুব্ ওন্তা পর্সে। [<উণ্হত্ত প্রাঃ<উষ্ণত্ব সং]।

ওন্ দল্=[কুম, ফ]—বি. তরল কাদা, জলীয় আগাছার পচা শিকড় ॥ এই পুগুর্ডাত্ খুব্ ওন্দল্ আসে।

ওন্ দরা=[চট্ট]—বি. এক প্রকার সামু-দ্রিক মাছ ॥ ওন্দরা খাস্তু হোয়াদ্ কম্।

ওন্ দা=[ম, ঢা, রা, ব, রং]—বি. পুরুষ বিড়াল ॥

২=[ঢা, রং]—বিণ. গালফুলা, গম্ভীর ॥ অয্ ওন্দা হয়্যা বসি আছে (রং)।

৩=[ঢা]—বিণ. উপুড় ॥ ল্যায়াডা ওন্দা ঐয়া রৈসে। [অঁওধা হিং <অবমূর্ধা সং]।

৪=[কুম]—বিণ. বোকা ॥ স্যায়াডা এ্যাক্ক্যারে ওন্দা।

ওন্ দা বিলাই—[ব]—বিণ. দুষ্টু, ভিজে বেড়াল ॥ [দেখ ওন্দা+বিড়াল]।

ওন্ দারা=[কুম]—বি. এক প্রকার বড় মাছ ॥ ওন্দারা মাস্ খালা না।

ওন্ না= [ফ]— বিণ. সিক্ত, স্যাঁৎ-সেঁতে ॥ লাকুরিগুলি ওন্না ঐ খারাপ্ ঐয়া গ্যাসে। [√উন্দ্ সং= আর্দ্র হওয়া]।

ওন্ না করা= [পা] — ক্রি. অভিমান করা ॥ কথায় কথায় তুই অত ওন্না করিশ্ ক্যান্ ? [উণ্হ প্রাঃ <উষ্ণ সং=ক্রোধ]।

ওন্ হা=[রা]—বি. পূর্বের কথা উল্লেখ করিয়া খোঁটা ॥ বারে বারে ওন্হা দ্যাওয়া ভাল না। [উণ্হ প্রাঃ<উষ্ণ সং=ক্রোধ]

ওপর্ পাড়া = [রা] — বিণ. অনাহূত লোক, গায়ে পড়িয়া যে কথা বলিতে বা কাজ করিতে আসে ॥ [<উপর+পড়া]।

ওপাকে=[রং]—ক্রি. বিণ. ওদিকে ॥ তুই ওপাকে শো। [<ঐ+বাগে= দিকে]।

ওপ্ শা = [ঢা] — বিণ. অল্প অল্প ভিজা ॥ ঠান্ডায় কাপর্ডা ওপ্শা ঐয়া গ্যাসে। [<অপ্পোস প্রাঃ <অল্পাবশ্যা সং=অল্প শিশির]।

ওফা=[ম]—বি. কাজ, ফল ॥ এই অশুদে তর্ ওফা কর্তো না। [রফা' ৬, আঃ]।

২=[সি]—বিণ. টেকসই ॥ কাপর্ডা ওফা আসে। [পূর্বে দেখ]।

ওফাই= [কুম] — বি. শান্তি, সুখ ॥ এত্তিম্বরে ঠগাই ওফাই ঐত না। [দেখ ওফা]।

ওফা দ্যাওয়া= [সি]— ক্রি. টেকসই হওয়া ॥ কাপর্ডা খুব্ ওফাই দিত না। [দেখ ওফা+দেওয়া]।

ওকানো=[বা]—ক্রি. ঝরঝে ঝুলানো ॥

[দেখ ওকা+আনো প্র.; নাম ধাতু]।

ওকায়্=[চা]—বি. ভরসা, উন্নতি।। তর্ আর্ ওকায়্ ঐত না। [দেখ ওকা]।

ওকুলা=[চা—বিণ. অতিরিক্ত।। বাত্ সারা. ওকুলা চি'য্ গরে আর্ কিছু নাই। ['উলুফঃ علوفه আঃ=ভাতা]।

ওবা=[চা, ম, কুম]—বি. কলেরা রোগ, কলেরা রোগের কাল্পনিক বাহক।। তারে ওবায়্ দর্সে। [<ববা' وبا আঃ]।

২=[পা]—ক্রি. বিণ. ওরকম, ঐভাব।। ওবা করিস্ না। [<ঐ+বা প্র.; তুঃ কিবা]।

৩=[সি, চট্ট]—অব্য. ওগো, ওহে ভাই।। ওবা, তোমার্ বিয়া হৈয়ে নি? [<ও ভাই=ওহে ভাই]।

৪=[কু, পা]—অব্য পুত্রস্থানীয় কাহাকেও সম্বোধনে ব্যবহৃত।। ওবা, কৈ যাও? [<ও বাপ <ওহে বাপু]।

ওবাবরো=[খু]—ক্রি. বিণ. ওদিকে।।

ওবায়্=[সি]—ক্রি. এইদিকে।। অ মিয়া আপ্নে ওবায়্ আওকা। [<ঐ+বাগে (=দিকে)+আস]

ওবাল্ দ্যাওয়া=[রা]—ক্রি. জলের নীচে জোরে শব্দ করা।।

ওবি=[ম]—ক্রি. বিণ. ঐভাবে।। যে মুন্ আসিল্ ওবি থুইয়্যা দে। [ঐ+বিহি প্রাঃ<বিধি সং]

২=[ম]—ক্রি. বিণ. অকারণে।। ওবি ক্যানে যাবি? [দেখ ওবা+ই]।

ওবুক্=[চট্ট]—অব্য. আশ্চর্যবোধক।। ওবুক্! তুমি ক্যাঅন্ মানুশ্। [<অদ্ভুত]।

ওবে=[পা]—ক্রি. বিণ. অমন, ঐরকম।। [দেখ ওবি]।

ওবৈ=[খু]—ক্রি. বিণ. ওদিকে।। [<ওবাগে]।

ওবৌ=[সি]—অব্য. ওহে ভাই।। ওবৌ, কৈ যাও? [<ওভাই]।

ওব্‌বাইশ্=[চট্ট]—অব্য. আশ্চর্যবোধক।। ওববাইশ্! তুই কৈলি কি?

ওমক্=[রং]—সর্ব. ওদের।। ওমক্ বাড়ি হামার্ বাড়ি থাকি দূর্।

ওমন্‌ধারান্‌তি=[রা]—বি. ইয়ার্কি।। ওমন্‌ধারান্‌তি করিস্ না ক'হে। [<অমনধরণ+টি; অমনধারা+টি]।

ওমা=[কু, পা]—বি. চিন্তা।। ওমা কর্‌লে শরিল্ খারাপ্ অয়্। [উম্‌হা প্রাঃ<উষ্মা সং=রাগ]।

২=[রা]—বি. গায়ের লোম।। [রোমা <রোম সং]।

ওমা ওমা যর্=[ম, পা]—বি. সামান্য জ্বর, কিছু পরিমানে তাপ সঞ্চার।। [<উম<উম্‌হ প্রাঃ<উষ্মন্ সং+আ+জ্বর (মৃদু জ্বর অর্থে)]।

ওমাক্=[দি]—সর্ব. ওদেরকে।। ওমাক্ চিনিশ্ তুই? [ওমা+ক (বিভক্তি)]।

ওমাড়্=[রা]—বিণ. ফাঁকা।। কল্‌শের্ মুখটা অনেক্ ওমাড়্।

ওমার্=[দি, রং]—সর্ব. উহার, ওদের।। ওমার্ বাড়িত্ জা। [<উঁয়া<উহা+র (সম্বন্ধে)]।

ওমাশ্=[চা]—বি. নিঃশ্বাস।। এ্যাক্‌কেরে ওমাশ্ ফালাইবার্ শময়্ পাই না।। [উশমা<উষ্ম সং=নিঃশ্বাস]।

ওমিন্‌দ্যা=[পা]—ক্রি. বিণ. ঐদিক্ দিয়া।। চো'র্‌ডা ওমিন্‌দ্যা পালায়্যা-গ্যাল্। [<অমন দিক দিয়া]।

ওমুরা=[চা, ম]—ক্রি. বিণ. ঐদিকে।। ওমুরা যাইস্ না। [<ও+মুড়া=প্রান্ত]।

ওমুহি=[বা]—ক্রি. বিণ. ঐদিক্।। ওমুহি যাইও না। [<ও+মুখি=মুখে (দিকে)]।

ওমোন্=[ব]—ক্রি. ফসল বপন করা।।

ওমোন্ পাওয়া=[খু]—ক্রি. অনুমান করা।। [<অনুমান পাওয়া]।

ওম্=[রং]—বি. পশম।। ওমের্ কাপড়ের্ খুব্ উশুম্। [<রোম]।

ওম্‌কা=ক্রি. বিণ. ঐ প্রকার, ঐরকম।। ওম্‌কা করিশ্ ক্যান্? [<অমন+কা]।

ওম্‌তা=[কুম]—বি. গরম।। ওম্‌তা-লাগ্‌তাসে। [ওম<উম্‌হ প্রাঃ<উষ্ম সং+তা প্র.]।

ওম্‌দে=[চট্ট]—ক্রি. বিণ. ঐদিক্ দিয়া।। ওম্‌দে ন যাইও বা, বাঘর্ ডর্। [<ওমন+দি=দিয়া]।

ওম্‌না=[চট্ট]—বি. স্ত্রী জননেন্দ্রিয়।।

ওম্‌নে=[ব, রা]—ক্রি. বিণ. ওদিকে।। ওম্‌নে জা (রা)। [<অমন+এ]।

ওম্‌মা=[চা]—অব্য. আশ্চর্যবোধক।। ওম্‌মা এত্ দুগ্‌গ্যা বাত্ আন্‌জি কায়্‌নে? [<ওমা]।

ওম্‌মার্=[রং]— সর্ব. তাহাদের।। [দেখ ওমার্]।

ওম্‌মারেমা=[চট্ট]—অব্য. ও মাগো মা।। ওম্‌মারেমা, কত্‌ডারা হাপ্! [<ও মারে মা]।

ওম্‌মুর্=[কুম]—বি. বয়স।। এ্যাত ওম্‌মুর্ ঐসে, ত গিয়ান্ (জ্ঞান) ঐল্‌না। [<'উমর্ عمر আঃ]।

ওম্‌মে=[বা]—ক্রি. বিণ. ওদিকে।। ওম্‌মে যাও কৈ? [দেখ ওম্‌নে]।

ওম্‌মোরা=[পা]—ক্রি. বিণ. ঐ দিকে।। ওম্‌মোরা যা। [<ঐ+মুড়া=প্রান্ত]।

ওম্‌রা=[রং, ম]—সর্ব. উহারা, তাহারা।। ওম্‌রা ব্যাবাক্ কবিয়া ফ্যালালে।

ওম্‌রায়্=[রং]—সর্ব. ওরাই।। ওম্‌রায়্ তো কোদাল্ খান্ দিয়া গেইচে। [দেখ ওম্‌রা+য়]।

ওম্‌লা খান্=[সি]—ক্রি. বিণ. এই-রূপ।। ওম্‌লাখান্ আর্ কৈর না বা।

ওম্‌শানো=[বং]—ক্রি. খোঁজ করা।।

ওয়া=[ম, ক]—সর্ব. উহা।। ওয়া কি [<উহা]।

২=[রং]—বি. রোয়া, যে ধান্য রোপন করা হয়।। [<রোয়া]।

৩=[পা]—বি. কাঁঠালের কোষ।। [রোয়া=কোয়া (=কোষ)]।

৪=[চট্ট]—অব্য. ওহে, ও সাহেব।। ওয়া চৌ'দ্‌রি শাব্ আইস্যেন্। [<ওহে]।

৫=[কুম]—বি. মাটি উঠাইবার পাত্র।। মাডি কাইট্তে ওয়া লাগে।

৬=[রং]—বি. লোম, পশম।।

[<বোঁয়া]।

ওয়াইক্যা = [য, কুম] — বিণ. লম্বা, ওয়াক পাখীর মত লম্বা যে॥ [<ওয়াক (=পাখী বিশেষ)+ইয়া প্র.]।

ওয়াইন্‌না =[চট্ট]—বিণ. সমান, এক রকম, অনুরূপ॥ ই পাঁওত্ চৌদ্দিরির্ ওয়াইন্‌না কয়্ যন্ আসে ? [<সমান +ইয়া প্র.]।

ওয়াইলা = [চট্ট]— বি. গবাদি পশুর ভুক্তাবশিষ্ট খড় খৈল ইত্যাদি॥

ওয়াইল্ =[য]— বি. নরকবিশেষ॥ তুই ওয়াইল্ দুযকে যাইবি। [বয়ল ويل আঃ]।

ওয়াক্ = [কুম] – ক্রি. বিণ. অবাক, আশ্চর্য॥ দ্যার্‌বুরি পোলার্ কতা হুন্‌লে ওয়াক্ লাগে। [<অবাক]।

ওয়া চোয়া =[রং]—বি. শিশুর ক্রন্দন॥ ছাওয়াটা ওয়াচোয়া করে ক্যা। [ধ্বন্যা.]।

ওয়াযি =[চট্ট]—বিণ. সামাজিক॥ ওয়াযি মানুশ্। [<সমাজী কিংবা রজীহ رجيه আঃ=সৌভাগ্যবান, সুন্দর]।

ওয়ায্‌যান্ = [সো]— বিণ. নছিহত কারী, যে ওয়াজ করে॥ তাইন্ এ্যাক্‌যন্ বালা ওয়ায্‌যান্। [<ব'য وعظ আঃ+জানা]।

ওয়াতাপ্ =[রং]—বি. খোঁজ খবর॥

ওয়াদানি =[রং]—বি. হাতের অলঙ্কার॥ বুড়ি ওয়াদানি দুডা চুরি করিছে।

ওশান্‌দা =[পা]—বি. গৃহপালিত পশুর সঙ্গমেচ্ছা॥

ওয়াপ্ =[য]— বি. বন বিড়াল॥ ওয়াপে মুরগি দৈরা নিসে।

ওয়া বাড়ি =[রং]—বি. রোয়া ক্ষেত॥ [<রোয়া বাড়ী]।

ওয়া ভোয়া =[রং]—বি. সীমা, সংখ্যা॥

ওয়ায়্ = [কুম]— সর্ব. তিনি, সে॥ আইয্ কয়্‌দিন্ দৈরা ওয়ায়্ আইয়ে না। [<উহায়]।

ওয়ারা =[চট্ট]—বিণ. হিসাবের বহির্ভূত, অতিরিক্ত॥ বিশ্ আরি দান্ মাপি তিন্ শ্যায্ ওয়ারা পাইয়ে। [<বারা হিং]।

ওয়ারা দ্যাখানো =[চট্ট]—ক্রি. আকারে ইঙ্গিতে কথা বলা বা সতর্ক করা॥

ওয়ারি = [কুম] — বি. বদনজর॥ ফহির্‌ডায়্ ওয়ারি দিসে।

২ =[ঢা] — বি. তাঁতের কাপড়ের পানা ঠিক রাখার জন্য চিকন সুঁইযুক্ত লাঠি॥

ওয়ার্ =[চট্ট]—বি. বেত্র॥ ওয়ার্ মারি ফারি ফ্যালাইয়ম্।

২=[ঢা, কুম]—বি. খুল, প্রস্থ॥ লুং গিডার্ ওয়ার্ কত ? [<ওয়ার <অবসর]।

৩=[রা]—বি. সেলাই॥ জালে ওয়ার্ দ্যাও।

৪=[য]—বি. বালিশের আচ্ছাদন॥ আমার্ বাইল্‌শের্ ওয়ার্ কালা ঐয়া গ্যাসে, দওন্ লাগ্‌ব। [<ওয়াড়]।

ওয়ার্ করা =[ঢা]—ক্রি. কাটিয়া খণ্ড খণ্ড করা॥ ডাহাইতে তারে ওয়ার্ কৈর‍্যা হালাইসে। [<বার হিং+করা]।

ওয়ার্ দ্যাহানো =[চট্ট]—ক্রি. তুলনা দেওয়া॥ হিতার্ লাগে আঁর্ ওয়ার্ দ্যাহাও ক্যা ?

ওয়ার্ লাগা =[খু]—ক্রি. ছোট শিশুর বাতাস লাগা॥

ওয়ার্ হওয়া =[খু]—ক্রি. ধারালো অস্ত্রের আঘাতের মত কাটিয়া যাওয়া, অধিক কাটিয়া যাওয়া॥ [<বার হিং+হওয়া]।

ওয়ালা =[য, কুম]—বিণ. যাহার বাড়ী ঘর নাই, অন্যের বাড়ীতে থাকে এমন॥ [<আবারাহ آواره ফা.]।

ওয়ালি = [ঢা] — বি. ওকালতী॥ [<ওকালী=ওকালতী]।

২=[রা]—বি. শীত কালে গরুর ঘরে বিছানো খড়॥

৩=[য]—বি. বড়শীর সূতার যে অংশ জলের নীচে থাকে॥

ওয়ালে করা =[পা]—ক্রি. খাইতে না পারা, উচ্ছিষ্ট করা (গরুর বেলায় প্রযোজ্য)॥ গরু অনেক্ শাগ্ ওয়ালে কর্‌সে।

ওয়াল্যা =[পা]—বিণ. গৃহপালিত জন্তুর এঁটো॥ ওয়াল্যা খ্যাড়্‌গুলো রৈদে দ্যাও।

ওয়াল্ চুয়াল্ = [রা] — বি. সাড়া শব্দ॥ রোগির্ কোন ওয়াল্‌চুয়াল্ নাই ক্যান্ ? [অনু.]।

ওয়াশে =[পা]—বি. আবর্জনা॥ এত ওয়াশে ক্যান্ ?

ওয়াশেতা =[কুম, নো]—বি. মধ্যস্থতা॥ [<বাসিতঃ واسطه আঃ]।

ওয়াশ্ =[য]—বি. খাবি॥ মাসে ওয়াশ্ করে। [<উয়াস<উচ্ছ্বাস <উৎশ্বাস সং]।

ওয়াহশি =[কুম] — বিণ. অসভ্য॥ [বহ্‌শী وحشى আঃ]।

ওয়্যাক্‌কা =[চট্ট]—ক্রি. বিণ. ঐদিকে॥ ওয়াক্‌কা যাও ক্যান্ ? [<এদিকে]।

ওয়্‌ওয়্ = [সি] — অব্য. হাঁ হাঁ॥ ওয়্‌ওয়্ টিগ্ কৈস্‌ইন্। [=হয় হয়=হাঁ হাঁ]।

ওর = [কুম] — ক্রি. বিণ. সন্নিকটে॥ ওর থাক্‌লেও মন্ পুরে। [ওর হিং= কিনারা, ধার]।

ওরং =[পা, ফ, খু]—বি. খেজুরের গুড় বানাইবার জন্য ব্যবহৃত নারিকেলের মালার হাতা বা চামচ বিশেষ॥

ওরক্ =[চট্ট]—বি. পুস্তকের পৃষ্ঠা॥ তিন ওরক্ উল্‌টাইয়া পড়্। [<বরক ورق আঃ]।

ওরন্ =[ঢা, চট্ট, ব, রা]—বি. নারিকেল মালার তৈরী হাতা বা চামচ॥ ওরন্ দিয়া ডাইল্ নার (ঢা)। [<ওড়ন]।

ওরপ্ = [য]— বি. পারিবারিক বা ব্যক্তিগত গোপনীয়তা, গুপ্তস্থান, লজ্জা॥ ওরপ্ হগল্ বেলা ডাইক্যা রাহন্ লাগে। [<ওরৎ <আওরত عورت আঃ]।

ওরম্ =[কুম, কু]—বি. মুড়ি॥ ওরমের্ মোয়া বর মজা (কুম)। [<হুড়ুম]।

ওরম্‌বাই =[চট্ট]—বি. মতিভ্রম॥ হিতার্ ওরম্‌বাই ঐবে। [ওড়ুম+ই ভাবার্থে]।

ওরল্=[ফ]— বি. নারিকেলের মালার তৈরী হাতা বা চামচ ॥
২=[চট্ট]—বি. গাছের কোটর ॥ ওরলে পৈখর্ বাশা আসে। [<খোড়ল]।
৩=[ফ]—বি. অড়হর॥ মাউবারা ওরলের্ ডাইল্ খায্। [<অড়হর]।
ওরশ্‌ব্যারশ্=[কুম]— ক্রি. বিণ. আড়ামোড়া, গা ভাঙ্গা॥ [অনু.]।
ওরা=[পা]—অব্য. ঐরকম॥ দুনিয়ার্ হাল্ ওরাই।
২=[ম]—বিণ. উপার্জনক্ষম॥ পোলাডা অহন্ ওরা ঐসে।
৩=[চট্ট]—বি. বাঁশের তৈরী ধান রাখার পাত্র॥ এক ওরাত্ দশ্ শ্যার্ ধান্ ধৈর্‌ব।
৪=[খু]—বি. বোনা ধান গাছের বীজ, আবোনা ধানের শীষের মতন হওয়ার অবস্থা ॥
৫=[ফ]—বি. ফোড়া॥ গতর ওরা ঐসে।
৬=[চা]—বি. এক শ্রেণীর বাঁশ॥ ওর বাশের্ লগ্‌গি বালা।
৭=[ম]—বি. দাঁতের গোড়া ফোলা রোগ॥ তার্ দাত ওরা ঐসে।
ওরাক্যারা = [কুম] — বি. কাজের বিশৃংখলা॥ কামের্ শময় ওরাক্যারা খুবে খারাপ্ লাগে।
ওরাক্=[ম]—বিণ. সমস্ত॥ ওরাক্ গাছেই চ'র্ পর্‌সে।
ওরাগার্=[কুম]—ক্রি. বিণ. সর্বদা॥ ওরাগারে এই দরে বেচি'।
ওরা গাস্=[খু]—বি. কেওড়া গাছ॥
ওরাগ্=[ম]—বিণ সমস্ত, সম্পূর্ণ॥
ওরাত্=[রং]—ক্রি. বিণ. ধারে (বিছানার)॥ ওরাত্ শুইলি ক্যান্? [ওর হিং (=কিনারা, ধার)+তে=এ]।
ওরাদ্=[কুম]—বি. পরিমাণ॥ নিযের্ বলের্ ওরাদ্ না বুইয্যা এই কামে আত্ দিয় না। [বরাদ্দ]।
ওরাধান্=[খু]—বি. এক প্রকার ধান॥
ওরানো=[পা, রা]—ক্রি. ভাগ করিয়া দিতে পারা, নির্দিষ্ট সংখ্যার মধ্যে বন্টন শেষ করিতে পারা॥
২=[রং]—ক্রি. লুকাইয়া থাকা॥ কোন্‌টে জে মানুশিটা ওরালু?
৩=[পা]—ক্রি. শেষ করা॥ দান্ কাইট্যা ওরাইস্ আইয্। [<ওর হিং+আন]।
৪=[বা]—ক্রি. কোন কিছু দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলা॥ মাইন্‌শের্ অত ট্যাহা দেইখ্যা ওরাইস্ না।
৫=[চট্ট, সি]— ক্রি. বি. পায়ের তলে রাখিয়া মাড়ানো॥ তোঁয়ার্ দান্ ওরানো ন ঐয়ে (চট্ট)?
ওরান্=[রা]- বিণ. নষ্ট॥ ধান্ খ্যাত্‌টা ওরান্ কর্‌ল কার্ গরু? [<বীরান ویران ফা.]।
ওরাক্যারা=[কুম]-বি. কাজের ভিড়॥ চৈত্ মাশে খুব্ ওরাক্যারা লাগে।
ওরাবত্=[ফ]—বিণ. প্রকাণ্ড॥ ওরাবত্ হাপ্। [ঐরাবত (বৃহৎ অর্থে)]।
ওরাব্যারা=[কুম]—বি. জ্বালা যন্ত্রণা॥ চো'ক্ ওরাব্যারা কর্‌তাসে।
ওরামোরা করা=[পা]—ক্রি. কোন কিছু স্বীকার করিতে ইতস্ততঃ করা॥ [<আড়া মোড়া করা]।
ওরায়া যাওয়া=[পা]—ক্রি. শেষ হইয়া যাওয়া॥ কাম্‌ডো ওরায়া গ্যাসে। [<ওর হিং (=শেষ) হইয়া যাওয়া]।
ওরালি=[রা]—বি. উচ্ছিষ্ট (গরুর)॥
ওরাল্=[রা]—বি. নদীর তীর॥
ওরি=[ম, কুম]—বি. শিম তরকারী॥ [<উরি<ইউঁব<শিউঁব প্রা. বাং<শিম্বী সং]।
২=[কু, পা, ম]—সর্ব. উহার॥ ওরি এক্‌টা কাল গরু সিল্। [উহার+ই]।
ওরিকাটি=[ফ]—বি. মাছ বিশেষ॥ ওরিকাটি মাস্ বেশি লড়ে না।
ওরুস্=[খু]—বি. কোনও পীরের মৃত্যু দিন উপলক্ষে মহফিল॥ [<'উরস عرس আং]।
ওরুফ্=[ফ]— বি. বর্ণ, শব্দ॥ এক্ ওরুফ্ মিশা কতা কিবনে কৈ নাই। [<হরুফ حرف আং]।
ওরে যাওয়া=[রং] — ক্রি. ফুরাইয়া যাওয়া॥ এবার্ হামার্ ভাত্ ওরে গেইছে। [দেখ ওর্‌রায়া যাওয়া]।
ওরেপারে=[চা]— ক্রি. বিণ. আপাদ মস্তক॥ নাওডা ওরে পারে মাইখ্যা দ্যাও। [মূলার্থ এপারে ওপারে]।
ওরেফ্=[পা]— বিণ. কোনাকুনি, তেরছা॥ ওরেফ্ কাপ্‌রের্ মাত্তিয়া বানাও।
ওরেয়াত্=[ফ]— বিণ. পুরোপুরি॥ হে ওরেয়াত্ এই যমিটাই পাইবো।
ওরোক করা=[পা]—ক্রি. একধেয়ানে তাকানো, পলকহীননেত্রে চাওয়া॥ ভুখাইনা গরুর্ মতো ওরোক্ কর্যা চা'য়্যা রৈস ক্যা?
ওরোত্=[রং]—ক্রি. বিণ. আড়ালে॥ ওরোত্ গাল্ দিও না। [ওর+ত অধিকরণে]।
২=[রা]—বি. শেষ প্রান্ত॥ আগোত্ খায্ আর্ ওরোত্ শোতে। [<ওর হিং (=শেষ)+ত কারকের বিভক্তি]।
ওরোত্‌গোরোত্=[রং]—ক্রি. বিণ. সঙ্কোচ॥ কতা বুল্‌তে এত ওরোত্‌গোরোত্ কর ক্যান্? [অনু.]।
ওরোথ্=[ব]— বিণ. গোটা, যোল আনা॥ ওরোথ্ দশ্ ট্যাকার্ এক্‌টা নোট্ পাইসি।
ওরোলা=[চা] -- বি. বড় কালো পিঁপড়া॥ ওরোলার্ কামুরে যবর্ বিশ্।
ওরোল্=[ফ]—বি. অড়হর॥ ওরোল্ খুব্ বালা ডাইল্। [<অড়হর]।
ওর্=[চা]—বি. পার্শ্ব॥ [ওর হিং= কিনারা]।
২=[কুম]—বি. গাভীর স্তন॥ গাইওর্ ওর দুদ্ নাই।
ওর্‌কটি=[সি]—বি. লাঙ্গলের একটি উপকরণ॥ ওর্‌কটি দিয়া লাংগল্‌ডা মজবুত্ করনা ক্যানে?
ওর্‌কা=[ফ]—বি. ঘর জামাই॥
ওর্‌ঠে=[দি]— অব্য. তার কাছে॥ ওর্‌ঠে মোর্ কিছু পাওনা ছিল।

[<ওর+ঠাঁই=উহার ঠাঁই]।

ওর্‌ধায়্‌=[খু]—ক্রি. বিণ. অকারণে॥ কামের্‌ লোক্‌ ওর্‌ধায়্‌ বনি থাকতি পারে না।

ওর্‌পার্‌=[ম]—বি. তাড়াহুড়া॥ ওর্‌পার্‌ কৈরা কাম্‌ কর্‌লে বালা অয়্‌না।

২=[কুম]—ক্রি. বিণ. লণ্ডভণ্ড, তোলপাড়॥ আত্তিএ পুকুরের্‌ পানি ওর্‌পার কৈরা দিসে।

ওর্‌ফুল্‌=[চট্ট]—বি. রক্তজবা ফুল॥ ওর্‌ফুল বর লাল্‌। [<ওড় ফুল]।

ওর্‌মায়া=[কুম.]—বি. বর্বর॥ ওর্‌মায়ার্‌ মত কাম্‌ কৈর না। [<ওরম্বা, ওড়্‌ম্বা]।

ওর্‌রা বাশ্‌=[ফ]—বি. এক প্রকার বাঁশ॥

ওর্‌শ=[চট্ট]—বি. অর্শরোগ॥ হিতার্‌ ওর্‌শ বিমার্‌ ঐ গেইয়ে। [<অর্শ]।

ওর্‌শা=[ফ]—বি. বারান্দা॥ ওর্‌শাত্‌ ব। [দেখ ওর্‌সা]।

ওর্‌শা গর্‌=[ফ]—বি. রান্না ঘর॥ [দেখ ওর্‌শা+ঘর]।

ওর্‌শারে=[নো]—ক্রি. বিণ. অনবরত॥ হিতে ওর্‌শারে আঁরে ত্যাক্ত করে।

ওর্‌সা=[চ, কুম]—বি. ঘরের বারান্দা॥ ওর্‌সাত্‌ ম্যায়্‌মানের্‌ বৈবার্‌ দ্যাও। [<উসারা হিং<উপশালা সং]।

ওর্‌হ=[খু]—অব্য. গরু তাড়ানোর সঙ্কেত॥ ওর্‌হ বায়্‌ গরু।

ওলা=[ফ]—বিণ. অকর্মণ্য॥ ওলা মানুশ্‌। [<আউল প্রাং<আকুল সং]।

২=[কু]—বিণ. অনির্মল। ওলা রঙের্‌ গুর্‌ বালা অয়্‌না।

৩=[চট্ট]—বিণ. ঠাণ্ডা॥ হিতার্‌ গাও যারে ওলা ঐয়ে। [<ওলা হিং<উঅল প্রাং<উপল সং=তুষার; কিংবা ওল্ল প্রাং<আর্দ্র সং]।

৪=[বা]—বিণ. অণ্ডকোষবিশিষ্ট, হোলা (বিড়াল কুকুর)॥ ওলা বিলাই। [<হোলা]।

৫=[ম]—ক্রি. বিণ. ঐভাবে॥ ওলা আচিও।

৬=[চা, চট্ট]—বি. বৃষ্টির সহিত পতিত শিলা॥ [উঅল প্রাং<উপল সং]।

৭=[কুম]—বিণ. সেরা, শ্রেষ্ঠ॥ ঐ বর ব্যাভাড়া পানের্‌ ওলা। [<আওলা اولی আং]।

৮=[চট্ট]—বি. মিষ্টি বিশেষের নাম॥ চাহার্‌ ওলা বর ভালা।

ওলাওলা=[পা]—বিণ. মোটাসোটা॥ মোরগ্‌টা ব্যাশ্‌ ওলাওলা। [অনু.]।

ওলাক্‌খনে=[ফ]—বিণ. লক্ষ্মীছাড়া, অলক্ষুণে॥ তোমার্‌ মত ওলাক্‌খনে লোক্‌ নাই। [<অলক্ষণে <অলক্ষণ সং+এ<ইয়া প্র.]।

ওলাক্‌খানা=[রা]—বিণ. ধ্বংসকারী॥ [<অলক্ষনা<অলক্ষণ সং+আ]।

ওলাগুড়্‌=[খু]—বি. ঝোলাগুড়॥

ওলাডাবা=[খু]—বি. খেলা বিশেষ, গরুর গাড়ীর দুই প্রান্তের ভারসাম্য বজায় রাখিয়া ছেলেমেয়েদের এক প্রকার খেলা॥ [<ওলা দাবা; গাড়ির পিছে ভারী হইলে ওলা এবং সামনে ভারী হইলে দাবা; দেখ ওলার্‌; দাবা√দাব্‌]।

ওলানি=[চট্ট]—বি. নিম্ন॥ [দেখ ওলানো]।

২=[কুম]—বি. গরুর স্তন॥ গাইডার্‌ ওলনিত্‌ দুদে বার্‌ ঐসে।

ওলানো=[চট্ট, কুম]—ক্রি. চুলা হইতে কোন পাতিল তোলা বা নামানো। সামনের্‌ পাইলাডা ওলাও। [<ওলান <ওআলন প্রাং<অবতারণ সং]।

২=[খু, বা]—ক্রি. অবতরণ করা॥ নায়েত্‌তে ওলাও। [পূর্বে দেখ]।

৩=[ফ, কুম]—ক্রি. তাজা হওয়া॥ বর পিয়াইয়্‌গুলা বিশ্‌টিতে ওলাইয়া উট্‌সে।

৪=[চট্ট]—ক্রি. পাকা॥ গাসের্‌ গৈয়া গুনা ওলাইয়ে।

৫=[চট্ট]—ক্রি. ভিজিয়া নরম হইয়া ফুলিয়া উঠা॥ রুটি পানি পড়ি ওলাই উইঠে। [ওল্ল প্রাং<আর্দ্র সং (নাম ধাতু)+আনো প্র.]।

ওলাম্‌=[পা চা]—বি. গাভীর দুধের বাঁট॥ গাইয়ের্‌ ওলান্‌ডা বর্‌।

২=[সি]—বিণ. ওরকম॥ ওলান্‌ কাম্‌ তুমার্‌ উচিত্‌ ঐতয়্‌নি?

ওলাম্‌ গোলাম্‌=[পা]—বি. অসভ্য, নীচ জাত॥ এ্যামন্‌ খাসিয়ত্‌ ওল'ম্‌ গোলামেরাই করে। [<ওলাম অনু:+গুলাম غلام আং]।

ওলাম্‌বায়্যা=[পা]—বি. অকর্মণ্য॥ ওলাম্‌বায়্যা হয়্যা আর্‌ কয়্‌দিন্‌ খাবি? [<ওরম্বা]।

ওলারশ্‌=[খু]—বি. ঘোলা রস॥

ওলার্‌=[রং]—বিণ. গাড়ীর পিছন দিকে বেশি বোঝাই॥ গাড়ি ওলার্‌ হচে। [দেখ ওলাডাবা; ওলার <ওলাড় হিং]।

ওলার্‌ বিশ্‌ খোলায়্‌=[ম]—অব্য. আক্রোশে অন্যকে দোষারূপ॥ তার্‌ নগে না পাইরা বুঝি অহন্‌ ওলার্‌ বিশ্‌ খোলার্‌ ডাল্‌তাস?

ওলাহ্‌=[রা]—বি. পোড়া॥ কাঁচা ছোলার্‌ ওলাহ্‌ খুব্‌ মজা।

ওলু=[কুম, চা]—বি. উই॥ ওলু কাপর্‌ কাইট্যা নাশ্‌ কর্‌সে।

ওলুইশ্‌=[কুম, চা]—বি. ছারপোকা॥ [<উড়ুশ<উদ্দংশ সং]।

ওলেবালে=[কম]—অব্য. কেহই না (তুচ্ছার্থে)॥ তোমারে কার্‌ ওলে বালে বিগায়্‌?

ওল্যা=[চা]—বি. কালো বড় পিঁপড়ার মত পোকা বিশেষ॥ মিটাইর্‌ বৈয়দে ওল্যা বরা।

ওল্‌=[ফ]—বি. অণ্ডকোষ (ব্যঙ্গার্থে কিছুইনা)॥ তুমি আমার্‌ ওল্‌ বাল। [<ঘোল]।

২=[চট্ট]—বি. বেতের ছাতা॥ পরর্‌ কোনাত্‌ ওল্‌ হৈয়ে।

৩=[চট্ট]—বি. স্যাঁতসেতে স্থানে রক্ষিত বস্তুর উপর পতিত পোওলার আবরণ॥ তরকারিত্‌ পাইলাত্‌ ওল্‌ পৈর্‌গে।

৪=[রং]—বি. এক প্রকার ছোট জাল॥

ওল্কম্=[সি]—বি. গলার ভিতর ।। অগুদ্ড়া ওল্কমে ডুহাইয়া দ্যাও। [<হল্কুম حلقوم আং]।

ওল্কা=[চা]—বি. ঘরের দরজা লাগাইবার খিল ।। ওল্কা লাগাইয়া হোও। [<হড়কা]।

ওল্কাম্রি=[ফ] — বি. পাপড়ি, অণ্ডকোষের চর্মরোগ ।। ওল্কাম্রি গোয়াইচ্'যা ব্যারাম্ । [<হোল+কামড়ি]।

ওল্ক্যাদ্রা=[কু]—বি. যাহার গায়ের চামড়া উঠিয়া গিয়াছে ।।

ওল্গা=[ফ]— বি. হোগলা, বড় চাটাই ।। [<হোগলা ; বর্ণ বিপর্যয়]।

ওল্গানো=[চট্ট]—ক্রি. মুখ হইতে ফেলিয়া দেওয়া ।। সাওয়ালে মুখাকি দদ্ ওল্গাই দিল্ । [<ওগলানো]।

ওল্গোলানি=[ফ]—বি. গণ্ডগোলের সৃষ্টি ।। [বরগলানী ورغلانی ফা.]।

ওল্ডিপুল্ডি=[ন, কুম]—ক্রি. বিণ. ওলট পালট ।। প্যাডের্ বিশে কগি উল্ডি পুল্ডি খাইতাসে। [উল্টা পাল্টা <অলট্ট পালট্ট প্রাং <অপর্যস্ত পর্যস্ত সং]।

ওল্তানি=[রা]— বি. ঘরের চাল হইতে পানি পড়িবার স্থান ।। [<ওলতী+পানী হিং]।

ওল্তি=[কুম]—বি. যে স্থানে ঘরের ছাদের পানি পড়ে ।। ওল্তিত্ খাইস্ না, বিষ্যা ফাবি। [<ওলতী হিং]।

ওল্দান্=[চট্ট]—বি, থুথু ফেলিবার পাত্র ।। [<ওগোলদান <উগাল হিং +দান دان ফা.]।

ওল্দি=[ব, বা]—বি. হলুদ ।। তরকারিত্ ওল্দি বেশি পর্সে। [<হলদি]।

ওল্না=[পা]—বি. নিন্দা ।। পরের্ ওল্না কর ক্যা ? [<উলাহনা হিং <অবগর্হণ সং]।

ওল্না তুল্না = [কুম, চা] বি. খোঁটা বা তুলনা। পাচ্ ট্যাহা দিয়াই এত ওল্না তুল্না দ্যাও ? [দেখ ওল্না +তুলনা]।

ওল্বা দ্যাওয়া= [ম]— ক্রি. অধিক খাদ্য এক সাথে গিলিয়া ফেলা ।। ওল্বা দিয়া খাইয়া ফালাও তরাতরি।

ওল্মা=[ম]—বি. রোগাটে অবস্থা ।। গরুডা দিন্ দিন্ ওল্মায় পর্তাসে।

ওল্লা=[ফ]—বি. এক প্রকার বড় পিঁপড়া ।।

ওল্হরি=[চট্ট] — বি. ধন, সম্পদ (ব্যঙ্গার্থে)।। তোঁয়ার্ ওল্হরিত্ আঁর্ কি লাব ?

ওল্হরি তুল্হরি=[চট্ট]—বি. ধন, সম্পদ (ব্যঙ্গার্থে) ।।

ওশা=[কুম] -বি. রাজ মিস্ত্রিদের ব্যবহৃত উপকরণ বিশেষ ।।
২ =[ম]—বি. শিশির।। শিতের্ শকালে খুব্ ওশা পড়ে [<ওসা প্রাং<অবশ্যা সং ; তুং ওস্ হিং]।

ওশাওশা=[কুম]—বিণ. স্ফীত।। তর্ মুখ্ ওশাওশা মনে অয় ক্যা।

ওশাঘর্=[খু] বি. রান্না ঘর ।। [দেখ ওর্শা ঘর্]।

ওশানো=[খু]—ক্রি. শুরু করা ।। যে কায্ ওশাইসি শ্যাশ্ হলি বাঁচি'।
২=[খু]—ক্রি. ঢেঁকিতে ধান ভানা ।। [<উঅসিন প্রাং<উৎকাশন সং]।

ওশারা তোলা = [রা]— ক্রি. কোন কাজের শুরু করা ।। তুইতো ওশারা তুল্লি।

ওশারানো=[রা]—ক্রি. ধান ইত্যাদি শুকাইতে ঢালিয়া দেওয়া ।।

ওশারে পোশারে=[রং]— ক্রি. বিণ. দৈর্ঘ্যে প্রস্থে ।। জামাটা বেশ ওশারে পোশারে আছে। [<ওসারে+প্রসারে ; দেখ ওসার্]।

ওশার্=[দি]—বিণ. প্রশস্ত, চওড়া ।। [<অবসার]।

ওশিগ্ পোশাক্=[খু]— বি. জামাকাপড় ।। ওশিগ্পোশাকে শব্ ট্যাকা খরচ্'। [<ওশিগ অনু:+পোশাক]।

ওশ্যা=[ক, বা]—বি. রান্না ঘর ।। [দেখ ওশাঘর্]।

ওশুন্=[রং]—বি. রশুন ।। [<রশুন]।

ওশোক্=[ম]—বি. এলাকা ।। আপ্না ওশোকের্ মায়া ক্যাডায় সার্তো চা'য় ?

ওশোধ্= [য]—বি. ঔষধ ।। ওশোধ্ খাবিনে। [<ঔষধ]।

ওশ্ = [ম, চা] — বি, শিশির, ঠাণ্ডা হাওয়া ।। শিতের্ রাইত্ ওশ্ শৈহ্য অয় না। [দেখ ওশা]।

ওশ্কা=[চট্ট]—বি. ফুলা ।। রোগে পোয়াউয়ার্ মুখ ওশ্কা ঐয়ে। [<ফোস্কা]।

ওশ্কাঠি=[দি]—বি. চুল্লীতে আগুন ঠেলিবার কাঠি ।।

ওশ্কাল্=[সি]—ক্রি. বিণ. অসময়ে।। হিতে এ্যাকেবারে ওশ্কালে আইসে। [<অ+সকাল]।

ওশ্টানো = [রং] — ক্রি. সঙ্কোচিত হওয়া ।। বক্রিটা ওশ্টাল্ কবে ?

ওশ্নাই= [চা] — বিণ. কিছু কম শুকনা ।। ওশ্নাই দান্ বান্লে চা'ইল্ বাইংগা যায়্ । [অ+শুকনা+ই প্র.]।

ওশ্নানো=[ফ]—ক্রি. আধাভাজা করা। মাছগুলি ওশ্নাইয়া রাখ্ ।

ওশ্মারা=[রং]—বি. অন্যের বাড়ী।। দাওটা ওশ্মারা থাক্যা আন্।

ওশ্মিশ্=[ব, রা]—বি. মিশ্রণ ।। তেলে পানি ওশ্মিশ কৈর‍্যা খায়ে দ্যাও। [<ওশ অনু:+মিশ্=মিশ্রণ]।

ওশ্শা=[বা]—বি. খাবার ঘর (রান্নাঘর) ।। [দেখ ওশ্যা]।

ওশ্শি=[বা]— বি. শিম ।। ওশ্শির্ শ্যার্ কত ?

ওসা=[চা, ক]—বিণ. আগুনের তাপে শুকানো বা ভাজা ।। ওসা দানের্ বাতে মযা কম্ ।
২ =[কুম]—বি. বাঁশের অথবা কাপড়ের তৈরী মাছ ধরার ত্রিকোণাকার যন্ত্র বিশেষ।
৩ = [চা] — বিণ. বাছা, সেরা ।। বাবারেত্তন্ ওসা বিনিন্ কিন্যা আইস্ন ।

৪=[কুম]—বি. ধান ভানার মুষল বা দণ্ডের মাথার লোহার বেষ্টনী ॥ [দেখ ওঁচা]।

ওসা বাইতে যারি গান্—[ ] ধান ভানিতে শিবের গীত॥ ওসা বাইতে যারি গান্ গুইর না, আমি কৈ কি আর্ তুমি কও কি ?

ওসাওসা=[ফ]—ক্রি. বিণ. তুচ্ছ তাচ্ছিল্য ॥ আমারে ওসাওসা বাব ক্যান্ ? [উস্+তুচ্ছ]।

ওসাওসি=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ ওসাওসি কৈরা কাম্ডা কর।

ওসাগাইরা=[ম]—বিণ. কাণ্ডজ্ঞানহীন॥

ওসার্=[কুম]—বি. বহর ॥ কাপর্ডার্ ওসার্ কত ? [<ওসার<অবসার=প্রসার]।

ওস্থলন্=[কুম]—বি. বৃদ্ধি, বাড়॥ মির্গি বাম্মোডা তার্ ওস্থলন্ দিসে। [<উচ্ছলন]।

ওসোড়্=[খু]—বি. হোঁচট ॥ এত ওসোড়্ খায্ ক্যান্ ? [<আছাড়]।

ওসোহাত্=[খু]—বি. সামর্থ ॥ আমার্ ওসোহাত্ নাই। [বস্'আত وسعت আ:]।

ওস্=[ফ]—বি. উদ্ধার॥ ওস্হার্ সেতো অহন্ আমার্ কামে আইব্য ক্যা ?

২=[চা]—অব্য. এখন॥ আমি ওস্ যাইত্তাম্ পার্তাম্ না।

ওস্কা=[কুম]—ক্রি. বিণ. হঠাৎ॥ ওস্কা টান্ দিও না, দুক্খু পাইয়াম্। [উচ্কা হিং]।

ওস্তা=[ব, ফ]—বি. যে খতনার কাজ করে, হাজ্জাম॥

ওস্তাযি=[ম]—বি. দক্ষতা॥ এ কামে তার্ বেশ্ ওস্তাযি আসে। [দেখ ওস্তায+ই]।

ওস্তায্=[ম]—বি. ওস্তাদ ॥ তাইন্ আমার্ ওস্তায্। [<উস্তায استاذ আ: অথবা <উস্তাদ استاد ফা.]।

ওস্তারা=[চট্ট]—বি. ক্ষুর ॥ ওস্তারা বব ধার্। [<উস্তুরা استرا অথবা উস্তুরহ استره ফা.]।

ওস্থুর্=[চা]—বিণ. পূর্ণ যুবতী॥ [<স্ত্রী]।

ওস্ফোর্=[ম]—বি. মীমাংসা॥ দুই দিন্ বাদে এই ডার্ এক্টা ওস্ফোর্ কর্বাম্। [দেখ ওচ্পার্]।

ওস্লা=[কুম]—বি. পশলা ॥ এক্ ওস্লা ম্যাগ্ ঐসে। [<পশলা]।

ওহা=[চট্ট]—অব্য. হায় হায়, আবেগ-ব্যঞ্জক॥ ওহা! হিতে বুঝি আর্ ন আইব। [<ও হায়]।

২=[পা]—বি. হুকা ॥ ওহাটা হাবায়্যা আন্। [<হুঁকা]।

৩=[পা]—বি. বোকা ॥ ওহার্ মত কাম্ডা কর্লাও।

ওহি=[কুম]—বি. মাথার চুল টানিয়া ফুটান॥ নাতিন্ লো আমার্ মাথাত্ কয়্ডা ওহি দে।

ওহে=[দি]—সর্ব. সে ॥ ওহে কার্ ব্যাটা ? [<ও=অতিরিক্ত শব্দ+হে<সে]।

ওহো=[কুম]—অব্য. না-সূচক॥ ওহো আমি খাইতাম্ না। [<উঁহু]।

ওহোনি=[ম, পা]—ক্রি. বিণ. ঐ স্থানে, ওখানে॥ বৈডাতো ওহোনি আসে। [<ওখানে]।

ওহোন্তনে=[ফ]—ক্রি. বিণ. সেইখান হইতে॥ ওহোন্তনে কে আইল্ ? [ওহোন + তনে; ওহান < ওস্থান; তনে=খনে অপাদানের বিভক্তি]।

ঔ

ঔ=[সি]—অব্য. ঐ ॥ ঔ যে দ্যাহা যায়্। [< ঐ]।

২=[পা]—অব্য. ওহে॥ ঔ দাওয়া, লোব্ পাবন্ ক্যা ? [<ও=ওহে]।

ঔঁল=[চট্ট]—বি. আঙুল॥ ঔঁল ঔঁলে ঘি ন উডে। [<আঙুল]।

ঔগ্যা=[ফ]—[illegible]॥ ঔগ্যা তোমার্ কি অয্ ? [< [illegible]+গা=টা]।

২=[কুম, নো]—বিণ. একটা॥ আমারে ঔগ্যা দে দে, খাই। [<এক+উয়া অথবা <এক্+গা (=টা অর্থে)]।

ঔগ্যা ক্যাম্রা=[কুম, নো]—বি. বড় কাঁকড়া ॥ চ'রে বর বর ঔগ্যা ক্যামরা পাওয়া যায়্। [<ঔগ্যা+কাঁকড়া]।

ঔগ্গুয়া=[চট্ট]—বিণ. একটা॥ ঔগ্গুয়া ট্যাঁয়া দ্যাও [<এক্=এক+উয়া প্র.]।

ঔগ্লা=[কুম]—বিণ. একটা॥ ঔগ্লা ট্যাহা দে। [<এক+লা=টা]॥

ঔক্ষ'াপ্=[চট্ট]—বি. আবর্জনা, জঞ্জাল॥ ঘরত্ ঔক্ষ'াপ্ ভরা। [দেখ আউঝাপ্]।

ঔট্টে=[কুম, নো]—বি. হরিতকী॥ ঔট্টে খাইতে খুব্ মযা। [<হরটই<হরতই<হরতকী]।

ঔঠৈ=[বা]—অব্য. ঐখানে ॥ ঔঠৈ জানি কানে ? [<ঐ+ঠাঁই]।

ঔডা=[চট্ট]—অব্য. ও বেটা, হে, ও হে (তুচ্ছার্থে) ॥ 'ওডা ডাইলে ঘোডা খায়্'। [<ঐ+বেটা]।

ঔতাত্=[কুম]—বি. এতদঞ্চলে॥ ঔতাত্ দাম্ খুব্ বালা হয়্। [=ইহাতে]।

ঔতানি কত্তা=[সি]—অব্য. ইহা নাকি কথা॥ আমার্ ট্যাহা দিবা না, ঔতানি কত্তা ? [<এই+তানি(=টুকু)]।

ঔত্=[সি]—ক্রি. বিণ. এইখানে॥ আমি ঔত্ আসি। [<ঐ+তে<ঐ স্থানে]।

ঔত্তা পৌত্তা=[চা]—বিণ. বাজে, অতিরিক্ত, অকেজো॥ দাওয়াত কানের

মানু এ্যাক্‌টাও আছে নাই, খালি ঔত্‌তো পৌত্‌তা আইসে। [অনু.]।

ঔত্‌তো=[সি]—অব্য. এই যে।। ঔত্‌তো হিতে বারিত্‌ আইসে। [<এইতো]।

ঔদ্‌দা=[সি]—বি. অনুগ্রহ, অহঙ্কার, উপকারের কথা ।। এ্যাত ঔদদা দাখাও কিতা ? [<উদ্ধতা ; তুঃ হুদ্দা (চট্ট)]।

২=[বা. বু. সি]—বি সীমানা, জমির আইল ঠিক রাখিবার তৃণ বিশেষ।। [<হক্ক ৯৯ আং]।

ঔনিয়া=[বা]—বিণ. যাহা হইবার ।। যা ঔনিয়া তা নিয়া এ্যাত ভব্‌ওবি লাগ্‌বো না। [<হওনীয়]।

ঔনু=[সি]—অব্য. এই যে।। ঔনু নাওখান্‌ দ্যাহা যায়্‌। [ঐ+যেন]।

ঔন্‌=[চট্ট]—বি. আগুন।। [<আগুন <আগুনি<অগ্‌নি প্রাঃ<অগ্নি সং]।

ঔন্‌গা=[চট্ট]—অব্য এখনই।। ঔন্‌গা অাঁই ন যাইয়ম্‌। [ঔন্‌ < এখন+গা <কা, তুঃ আজিকা, কালিকা]।

ঔম্যা=[কুম]—অব্য. বিস্ময়সূচক ।। ঔম্যা, তোমার্‌ আবার্‌ কি ঐল্‌? [<ওমা]।

ঔরপি=[কুম] — বি. ছল চাতুরী ।। ঔরপি করনের্‌ যাগা পাওনা বুঝি।

ঔরাদারা=[কম] — বি মৌখিক বা কৃত্রিম সমবেদনা ।। নে নে, আর্‌ ঔরাদারা দ্যাহাইস্‌ না।

ঔর্‌=[চট্ট] — বি. আড়াল ।। ঔরে গিয়াই চ'।। [<আড় কিংবা অপর]।

২=[চট্ট]—বি. উপর ।। ঔরে যাই ইডা মারে ক্যাডা ? [<ওপর<উপর]।

ঔলাকান্‌=[সি]—ক্রি. বিণ এইভাবে ।। ঔনাকান্‌ কয়া কতা যে আমারে কৈল্‌ ।

ঔলানো=[চট্ট]—ক্রি. পথরোধ করা, বাধা দেওয়া ।। ফির্‌ বার্‌ পথত্‌ হিতারে ঔলিস্‌ । [<আগলানো]।

ঔল্‌=[চট্ট]—বিণ. আকুল ।। পোয়ারে দ্যাহনের্‌ নাই ঔল্‌ হৈয়ে। [<আউল <আকুল সং]।

ঔল্‌কুল্‌=[কুম]—বি. আশ্রয়, উপায় ।। আর ঔল্‌কুন্‌ দেখি না। [ঔল্‌<উর =এপার+কূল=ওপার]।

ঔল্‌খৌল্‌ = [চট্ট]— বিণ. এলো-মেলো ।। যিনিশ্‌ পত্‌তর্‌ ঔল্‌খৌল্‌ গরি ফ্যালাইয়ে। [আউল্‌ খাউল্‌ ; আউল্‌=এলোমেলো, খাউল্‌ অনুঃ, তুঃ আউলঝাউল]।

ঔল্‌যারা=[কুম]—বিণ. সর্বকনিষ্ঠ ।। এইডা তার্‌ ঔল্‌যারা পোলা। [<হোল =অণ্ডকোষ+ঝাড়া = উজাড় করা ; ঝাড়িয়া ফেলা]।

ঔল্‌ফাল্‌=[কুম]—বি. রাগের মাথায় হাত পা নাড়া ।। অত ঔল্‌ফাল্‌ করস্‌ কারে ? [ঔল্‌ অনুঃ+ফাল=লাফ]।

ঔশুদ্‌ = [কুম, চা] — বি. ঔষধ ।। প্যাডের্‌ ব্যারামের্‌ ঔশুদ্‌ খাও। [<ঔষধ]।

ঔসালো=[চট্ট]— ক্রি. বাধা দেওয়া ।। ফির্‌ বার্‌ পথত্‌ হিতারে ঔসিস্‌ । [দেখ ঔলানো]।

ক

ক=[খু]—বি. কাঁঠালের কোষ ॥ [<কোয়া<কোষ]।

২=[খু]—বি. মইয়ের কাঠি ॥

কঅয্=[চট্ট]—বি. কাগজ ॥ হিতারা কঅযের ব্যাবুশা করে। [<কাগজ <কাগয كاغذ আং, ফা. (<কায়গদ চীনা)]।

কঅর্=[চট্ট]—বি. কাপড় ॥ কঅর্ পিন্ধম্। [<কাপড়]।

কওয্=[চট্ট]—বি. কাগজ ॥ [দেখ কঅয্]।

কওনে=[কুম]—ক্রি. বিণ. কখন ॥ আই কওনে বাত্ খাইউম্? [<কখন +এ]।

কওবল্=[কুম, ফ, নো]—বি. আয়ত্ত ॥ তাক কওবলে পাইসি। [<কবল]।

কওমদ্দন্=[চট্ট]—ক্রি. বি. কথা বলা ॥ [কও<কহা+মাতন=মাতা]।

কওয়াকয়ি=[সি]—বি. বলাবলি ॥ কিতা কওয়াকয়ি করের্? [কহাকহি =বলাবলি]।

কওর্=[ফ, ম, পা]—বি. চাটাই বা বাঁশের তৈরী ঝাঁপ ॥ [<কিবাড় کواڑ হিং<কপাট সং]।

কওলা=[সি, ম, কুম]—বি. বিক্রয় দলিল ॥ [<কবাল: قبالہ আং]।

কওলানো=[চট্ট]—ক্রি. আংশিক উন্মুক্ত করা ॥ দুয়ার্ কওলাও।

২=[য]—ক্রি. অহঙ্কারের সাথে প্রচার করা ॥ অত কওলাস্নে। [<কহলানো √কহ্+লা প্রযোজক ক্রিয়ার প্র.+ আনো প্র.; কহ্লানা হিং]।

কঁঅত্তে=[চট্ট]—ক্রি. বিণ. কখন ॥ কঁঅত্তে যাইবা? [<কোন্+অক্তে <বক্ত وقت আং +এ বিভক্তি]।

কঁঅরানো=[চট্ট]—ক্রি. কামড়ানো ॥ মশায় কঁঅরাইলে ম্যালেরিয়া অয়। [<কামড়ানো]।

কঁঅলা=[চট্ট]—বি. কমলা ॥ [<কমলা]।

কঁঅল্=[চট্ট]—বি. ঘুঘু পাখী। [<কোয়েল<কোকিল, অর্থ প্র.]।

কঁকানো=[রা, দি]—ক্রি. কোঁকানো, কাতরানো ॥ ব্যাদ্নায় শে কঁকাছে ॥ [কঁক্ ধন্যা.+আনো প্র.]।

কঁক্ড়ানো=[রং]—ক্রি. জড়সড় হইয়া থাকা ॥ মানুশ্টা কঁক্রায় কেনে? [<কোঁকড়ানো]।

কঁক্লাশ্=[রা, ব]—বিণ. অস্থি-সার ॥ দিন্ দিন্ শে জেন্ কঁকলাশ্ হচে (রা)। [<কৃকলাশ; অর্থ প্র.]।

কঁচ্=[রা, দি]—বি. কোঁচা ॥ ধুতির কঁচ্টা আন্লাই ধর্ ॥ [কোঁচ=কোঁচা <কচ্ছ সং]।

কঁঘি=[চট্ট]—বি. কাগজী লেবু ॥ [<কাগযি کاغذی আং]।

কঁটল্=[দি]—বি. কাঁঠাল ॥ [কাঁঠাল; দেখ কঠোয়াল্]।

কঁড়ে=[চট্ট]—ক্রি. বিণ. কোথায় ॥ আঁনে কড়ে যান্? [<কোন্+ডে= ঠেঁ<ঠাঁই]।

কঁত্কঁত্=[রং]—অব্য. শব্দ বিশেষ ॥ [ধন্যা.]।

কঁত্তে=[চট্ট]—অব্য. কাহারো নিকট ॥ গোয়ালের্ দৈ গোয়ালে কঁত্তে খারাপ্ কয়্না। [<কোন+ থে=ঠেঁ<ঠাঁই]।

কঁয়ত্তে=[চট্ট]—ক্রি. বিণ. কখন ॥ তুঁই কঁয়ত্তে আইস? [দেখ কঁঅত্তে]।

কঁয়ন্=[চট্ট]—ক্রি. বিণ. কেমন ॥ তুঁই কঁয়ন্ আস? [<কেমন]।

কঁরা=[রং]—বি. আঁটি ॥ আমের্ কঁরা কশ্টা নাগে। [<কড়া]।

কঁর্=[চট্ট]—বি.<কামড় ॥

কঁলা=[চট্ট]—বি. কমলা ॥ তুই কঁলা ন খাইশ্। [<কঁঅলা<কমলা]।

কঁল্=[চট্ট]—বি. ঘুঘু পাখী ॥ [দেখ কঁঅল্]।

ককা=[সি]—বি. কাঠবিড়ালী ॥ ককায় কাটল্ খাইলাইসে।

ককানো=[চা]—ক্রি. বি. কাতর ক্রন্দন ॥ [দেখ কঁকানো]।

ককি=[চা]—অব্য. কিছুই না ॥ ককি, আমিতো কিস্থ দ্যাহি না। [কই কি; অথবা কও কি।]

ককিয়া=[রং]—বি. পেঁপে। [দেখ কৈকেয়া]

কৈকেয়া=[নো]—বি. পেঁপে। [papaya পোর্তু.]।

কক্=[সি]—বিণ. কয়েক ॥ কক্টা মাস্ পাইসি। [<কয়েক]।

কক্কা=[চা]—বি. ছোট ছেলে-মেয়েদিগকে ভয় দেখাইবার জন্য কল্পিত জন্তু বিশেষ ॥ ঐ দেখ্ কক্কা আছে, কান্দিস্ না।

কক্কা ধরা=[খু]—ক্রি. অধিক কাঁদি-বার ফলে শিশুদের দম ধরিয়া যাওয়া ॥

কক্চ'া=[খু]—বি. গাছ বিশেষ ॥ কক্চ'া গাসে বেড়া হয়।

কক্টা=[সি]—বিণ. কয়েকটা ॥ দারোগা চো'র্ দৈরা কক্টা গল্লা দিসে। [<কয়েকটা]।

কক্না=[রং]—বিণ. কয়জন ॥ খেতে কক্না কাম্লা লৈছ। [<কয়খানা বা কয় জন+আ (স্বার্থে)]।

কথ্রা=[রং]—বি. মেটে ॥ গরুটার্ রং কথ্রা।

কগা=[সি]—বি. শ্বাসনালী ॥ বেশি মাতিস্ না কগা সিরি লাইমু।

কগ্ল্=[সি]—বি. ঝগড়া ॥ কিতার্ লাগি অযথা কগুল্ বারাইবায়?

কগ্ছাল্=[রা]—ক্রি. বি. গলায় দরদ ঢালিয়া কাঁদ কাঁদ ভাবে কোন কিছুর জন্য অনুরোধ ॥

কগ্‌দিন্‌=[নো]—ক্রি. বিণ. কয়েকদিন ।। কগ্‌দিন্‌ বাদে হেইতে বিদেশে চ'লি গেল্‌ । [দেখ কক্‌+দিন] ।

কগ্‌রাকারি=[ম]—বিণ. খুব কৃপণ ।। এ্যাই রকুম্‌ কগ্‌রাকারি মানুশ্‌ আর দ্যাহি নাই । [ঝগড়াকারী ; অর্থ প্র.] ।

কচ'ন্‌=[কুম]—ক্রি. কুলা দিয়া ঝারিয়া নিচে জমানো ।। চা'উল্‌ডি কচি' লাও ।

কচ'ন্‌ দেওয়া=[য]—ক্রি. মার দেওয়া ।। তোর্‌ পিটি কচ'ন্‌ দিমু ।

কচর্‌=[রা, রং]—বিণ. ইঁচড়ে পাকা, অকালপক্ক ।। এমন্‌ কচর্‌ ছেলে আর্‌ দেখিনি ।

কচর্‌ কচর্‌=[রং]—বি. অত্যন্ত ব্যস্ততা, রাগ ।। তুই কচর্‌ কচর্‌ করিস্‌ না । [অনু.] ।

কচ'ল্‌=[চট্ট]—বিণ. নরম ।। কচ'ল্‌ ভাত্‌ ।

কচ'ল্‌মচ'ল্‌=[সি]—বি. হাতাহাতি ।। সেলেডা খালি কচ'ল্‌মচ'ল্‌ করে ?

কচ'া=[পা, কু]—বিণ. বড় ।। ক'চা কাঁঠাল্‌ ।

২=[ফ, ব]—বি. জিওল গাছ, গাছ বিশেষ ।।

৩=[সি]—বি. ক্ষেতে পানি সেচনের কুণ্ড ।।

৪=[বা, ফ]—বি. গাছের ছোট ডাল ।। এ্যাক্‌খান্‌ কচ'া বাইংগা আন্‌, অরে মরা দেহাই । [<কঞ্চি] ।

৫=[ম, কুম]—বি. এক প্রকার আগাছা ।।

৬=[পা]—বি. মোটা লাঠি ।।

৭=[ফ]—বি. সরু বাঁশ বিশেষ ।। কচা'র সনুগে নৌকা বান্‌দ ।

৮=[ব, রং]—বি. এক প্রকার মাছ ।।

কচ'াং=[বা]—বি. গণ্ডগোল ।। মিয়া তুমি বর কচা'ং কর্‌বার্‌ পার্‌ । [<কচাল] ।

কচাং কচাং=[রং]—অব্য. কচ্‌ কচ্‌ ।। কাচিখান্‌ কচাং কচাং করি কাটিছে । [ধ্বন্যা.] ।

কচ'াকচি'=]য]—বি. ঠেলাঠেলি ।। এ্যাতনোক্‌, কচ'াকচি' নাগ্‌সে ।

কচ'াকেচ্‌'=[ব]—অব্য. তাড়াতাড়ি ।। কচ'াকচ' ধান্‌ কাটি এল । [ধ্বন্যা.] ।

কচ'াকাইটটি=[কু]—বিণ. খুব বড় ।। [দেখ কচ'া] ।

কচ'া গাস্‌=[খু]—বি. কষায় রস বিশিষ্ট আগাছা ।।

কচ'াড়ে=[কু]—বিণ. বড়, বিরাট ।। কচ'াড়ে লাঠি দি মার্‌দে । [দেখ কচ'া +ড়ে প্র.] ।

কচ'ানো=[বা]—ক্রি. নিড়ানো ।। মরিচডা কচ'াইও ।

২=[রা, দি]—ক্রি. মাজা, কচলানো ।। গরুর্‌ গতর্‌টা কচ'াই ধুই দে । [<কচলানো] ।

কচ'া পান্যাট্‌=[পা]—বি. ভীষণভাবে প্রহার ।।

কচ'ারত্‌=[সি]—বি. লোকসান, ক্ষতি ।। ইবারে কচ'ারত্‌ যাইবার্‌ কতা । [<খসারত্‌ خسارت আং] ।

কচাল্‌=[রা]—বি. দর কষাকষি ।। এত কচাল্‌ কর কেন্‌ ?

২=[পা]—বিণ. ভিজা ।। কচ'াল্‌ মরি ।

কচ'াল্‌ল্যা=[ম]—বিণ. ঝগড়াটে ।। কচ'াল্‌ল্যা পোলা । [<কচাল+ইয়া প্র.] ।

কচি=[রা, ব]—বি. ঘরের চালের বাঁশ ।।

২=[বা]—বি. নৌকা বাঁধার উপকরণ ।। কচি' সাইরা নাও বান্‌দ ।

কচি' ভ্যাহা=[কুম]—বি. ছোট বাছুর ।। ইডা এহেবারে কচি' ভ্যাহা । [কচি=শিশু+ভ্যাহা=বাছুর] ।

কচি' দেওয়া=[ম]—ক্রি. ছিদ্র পথে খিল প্রবেশ করান ।। চিয়'রের্‌ আতল্‌ডায় কচি' দ্যাও ।

কচু'=[চা, চট্ট]—বি. বাজে, কিছুই না ।। তুমি যান আমার্‌ কচু' । [<কচু; অর্থ প্র.] ।

২=[কুম]—বি. আদর, অভ্যর্থনা ।। কচু' না কর্‌লে যাই কেম্‌নে ?

কচু'টা=[সি]—বি. গামছা, ছোট কাপড় ।। কচু'টা বিযাইয়া গোসল্‌ কর্‌ । [<কাছটি<কচ্ছটিকা সং] ।

কচু'ডি=[বা]—বি. কচুরিপানা ।। কচু'ডিতে গাং সাইয়া গেসে । [<কচুরি] ।

কচু'য়া=[চট্ট]—বিণ. সবুজ রং বিশিষ্ট ।। কচু'য়া ধানের্‌ রোয়া । [কাঁচা+উয়া প্র.] ।

কচু'র্‌=[কুম]—বি. অন্যায় ।। [<কসূর قصور আং] ।

কচু'র্‌ নাইল্‌=[ফ]—বি. কচু গাছের ডাঁটা ।। কচু'র নাইলের্‌ তর্‌কারি বালা । [<কচুর নাল] ।

কচু'র্‌ পোঁপা=[চট্ট]—বি. কচুর ফুল ।। [কচু+র(সম্বন্ধে)+পোঁপা <পুপ্‌ফ প্রাং <পুষ্প সং] ।

কচু'র্‌ সাড়া=[চট্ট]—বিণ. বাজে ।। কচু'র্‌ সাড়া কথা ।

কচো=[দি]—বি. জলচর পাখি বিশেষ ।।

কচো'ড়ন্‌=[চট্ট]—ক্রি. জলিয়া উঠা ।। পেটের্‌ ভোগে পোয়াউয়ার্‌ কলিযা কচো'ড়ে ।

কচো'ল্‌=[খু]—বি. বিরক্তি, গোল মাল ।। সেলেটা ভারি কচো'ল্‌ কর্‌তি পারে । [<কচাল] ।

কচ্‌=[রা]—বি. আমের আঁটি ।।

২=[ব]—বি. এক প্রকার গাছ ।।

৩=[সি]—বি. ভেজাল, ধানের চিটা ।। আপ্‌নার্‌ দানে কচ্‌' আসে ।

৪=[রা]—বিণ. বাঁকা ।। দেওয়াল্‌টা কচ্‌ হয়ে গেছে । [<কজ্‌ کژ ফা.] ।

৫=[রং]—বি. অংশ, হিস্যা ।। তাক একটা কচ্‌ দেইস্‌ ।

৬=[পা]—ক্রি. বিণ. সোজাসুজি ।। গুইয়া না যায়্যা কচে' যাও ।

কচ্‌'কচ'া=[চা]—বিণ. খুব কচি ।। লাউডা এক্‌কেলে কচ্‌'কচ'া । [<কচি; আতিশয্যার্থে দ্বিত্ব] ।

কচ্‌'কচ'াইয়া=[ঝ]—বিণ. টাটকা ।। কচ্‌'কচ'াইয়া হাগ্‌ হব্‌মি খাওয়া যান ।।

[<দেখ কচ্'কৈস্সা]।

কচ্'কচ'নো=[রং]—ক্রি. বকবক করা, বাজে বকা ।। মোর্ শাথে কেন্ এত কচ্'কচ'াইশ্? [<কচ্কচ্ (নাম ধাতু)+আনো প্র.]।

২=[রা]—ক্রি. আগ্রহ দেখানো ।। পারবেন্ না খালি কচ্কচায়।

কচ্'কাচি'=[য]—বি. ঝগড়া, বিবাদ।। বেশি কচ্'কচি' করো না। [অনু.]।

কচ্কচে=[রং]—বি. তীক্ষ্ণ ।। কচ্কচে চাকু। [ধ্বন্যা.]।

২=[সি]—বি.অব্যক্ত বেদনা ।। [পূর্বে দেখ]।

কচ্'চ'া=[রং]—বি. কাঁকর ।। এই চাউলত্ কচ্কা বেশি।

কচ্'কানো=[য]—ক্রি. চিবানো ।। এত পান্ কচ্'কাও ক্যা? [কচ্কা (নাম ধাতু)+আনো প্র.]।

২=[সি]—ক্রি. মচ্কানো ।। [পূর্বে দেখ]।

কচ্'কৈস্সা=[নো]—বিণ. তাজা ।। [অনু.; তুং কচকচে]।

কচ্'চ'া=[কুম]—বি. সবুজ।। কচ্'চ'া রংগের শাৰি।] <কাঁচা; <কচচা کچّا হিং]।

কচ্চাল্=[রা]—বিণ ক্রূর।। বড় কচ্চাল্। [<কচাল]।

২=[ফ]—বি. ঘরের চাল ।।

কচ্চুল্=[রা]—বি. বড় চামচ ।। এক কচ্চুল্ নুন্ দাও [<কর্চুল হিং]।

কচ্'ড়া=[খু]—বিণ. পোনা, ছোট ।। কচ্'ড়া মাস্ রোগির্ পত্থ। [<কাঁচা (বা কচি)+ড়া প্র.; অথবা <কচ্রা کچرا হিং=শিশুর ভুঁড়ি; অর্থ প্র.]।

২=[চট্ট]—বিণ. স্যাঁৎসেঁতে, ভিজা ।। খ্যাত্ উয়া কচ্'ড়া রৈয়ে। [<কীচড় হিং=কাদা; অর্থ প্র.]।

৩=[রং]—বিণ. খারাপ ।। কচ্ড়া পাট্। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

কচ্' দেওয়া=[বা]—ক্রি. পর পর সাজাইয়া রাখা বৈগুলা কচ্' দিয়া রাখ্।

কচ্'বি=[সি]—বি. বেশ্যা, গালি বিশেষ ।। ই বেটি কচ্'বি। [<কস্বী کسبی হিং <কসব্ کسب আং=পেশা+ই প্র.; তুং পেশাকার]।

কচ্'মা=[সি]—বি. মাটির নীচে প্রাপ্ত জ্বালানী কাঠ বা কয়লা ।। আম্রার বোর্ যমিনে কচ্'মার্ বাগ্ আসে।

২=[চা, ম, নো,]—বিণ. কচি ।। কচ্'মা দেইখ্যা এ্যাক্টা মুরগ্ আইন।

কচ্'রা=[খু]—বিণ. অপরিণত, পোনা ।। কচ্'রা পোল্ খাতি কি আর্ ভাল লাগ্বে। [=কচ্রা کچرا হিং; অর্থ বিকৃতি; দেখ কচ্ড়া]।

২=[ফ, সি]—বি. দড়ি ।। এ্যাক্গাস্ কচ্'রা আন্।

কচ্'লাকচ্'লি=[সি]—বি. ঢলাঢলি, ঠেলাঠেলি।। এত কচ্'লাকচ্'লি ক্যান্?

কচ্'লানি= [য] — বি. ইয়াকি, বিরক্তি ।। এ শব্ কচ্'লানি চ'ল্বি না।

কচ্'লানো=[ফ, চা]—ক্রি. তোষামোদ করা ।। কাম্ কর্তের্ কালেই কচ্লানো লাগে, খাইতের্ কালে কচ্'লান্ লাগে না।

কচ্ল্যা=[রা]—বি. ঔষধ বিশেষ ।। [<কুচিলা; কচ্লা হিং]।

২=[রা]—বি. মাছের পেটের তৈলাক্ত থলি ।।

কযা=[সি]—বি. ভুল, অপরাধ।। ইতা কযা ঐ গেসে বাই মাফ্ করিও। [<কযা' قضا আং=বিধান, ভাগ্য; অর্থের বিকৃতি]।

কযা বিল্লা=[সি]—ক্রি. বিণ. কদাচিৎ ।। তাইন্ কযাবিল্লা আইযুন্। [কযা' বিল্লাহ قضاء بالله আং=ভাগ্য আল্লাহ্র নিকট]।

কয্=[চট্ট]—বি. কাগজ ।। [দেখ কগয্]।

কয্য=[চট্ট]—বি. ঋণ ।। হ্যাতে ট্যাঁয়া কয্য কৈরে। [<কর্জ قرض আং; ফা. উচ্চারণে]।

কটক্=[চা]—বিণ.অকাল পক্ব ।। কটক্ পোলার্ কথা শুন্লে অবাক্ লাগে।

২=[রং]—বি. ফল হওয়ার পর ফুলের অবশিষ্ট অংশ ।।

কটক্ তারা=[চা]—বি. এক প্রকার আউশ ধান ।।

কটক্ ধরা=[রং]—ক্রি. ফুল ধরা ।। গাছ্টা খালি কটক্ ধরিল, তাতে মরে গেল্। [দেখ কট্ক]।

কটরা=[সি]—বি. কৌটা, পিতলের বাটি ।। এক্ কটরা পানি। [<কটোরা کٹورا হিং]।

কটর্মটর্=[কুম]—বি. গোলমাল ।। কাযের মাযে বহুত্ কিস্থ কটর্ মটর্ আসে। [অনু.; তুং খটর্ মটর্]।

কটশ্=[রং]—বিণ. শক্ত ।। পাকৃটা কটশ্ হইচে।

কটা=[রা, ব]—বিণ. মিশ্ররঙের ।। কটারং বাঘ্ দেখলে ভয় করে। [কটা=পিঙ্গল বর্ণ; অর্থ প্র.]।

২=[পা]—বিণ. বেত্তামিজ, অতি চালাক, অকাল পক্ব ।। সেলেটা বর কটা।

৩=[সি, চা]—বি. কাঠবিড়ালী ।। কটায় ফল্ খায়।

৪=[পা] বিণ. কষা ।। [কটু+আ প্র. (স্বার্থে)]।

কটাইমযর্=[সি]—বি. নিম্নস্তরের লোক ।। হকল্ কটাইমযর্ মন্তিরি ঐ গেসৈন্।

কটাইয়া=[সি]—ক্রি বিণ. শুধু অগ্রভাগ ধরিয়া ।। ধান্ কটাইয়া কাট্।

কটাং=[পা]—বি. তামাসা ।। বেশি কটাং করিস্ না।

কটাকটি=[পা]—বি. তুমুল প্রতিযোগিতা ।।

কটা বানর্=[ম]—বি. কাঠ বিড়ালী।। কটা বানরে হর্বরিগুলা খাইয়া হার্ল। [<দেখ কটা৩+বাঁদর]।

কটামি=[ম]—বি. দুষ্টামি ।। সেলেটা কটামিতে বর উস্তাদ্। [দেখ কটা+মি.প্র.]।

কটি=[বা]—ক্রি. বিণ. কোথায় ।। কটি যাবা? [<কোঠি<কোন্+ঠাঁই]।

২=[দি]—বি. গুহ্যদ্বার ॥

কাটৈয়া=[দি]—বিণ. কৃপণ ॥

কটুয়া=[দি, রা, য, খু]—বি. কৌটা ॥ কটুয়াতে পয়সা আছে নি। [<কৌটা]।

কটুয়াল্=[ম]—বি. কোটাল ॥ কটুয়ালের পুতের লগে রাযার পুতের দুস্তি। [<কোট্‌বাল <কোট্টপাল সং=কোটাল]।

কটে=[খু]—বিণ. খাট, ছোট, বেঁটে ॥ কটে খেযুর গাস্।

কটৈ=[রং]—ক্রি. বিণ. কোথায় ॥ কাটাইর্ খান্ কটৈরে? [<কো ঠাই <কোন্+ঠাঁই]।

কটো=[খু]—বি. লম্বা লগি ॥

কট্=[চা, কুম]—বি. বন্ধক, সাময়িক পত্তন, laese ॥ বিশ্ টেহার এই যমিডা কট্ লিসি। [<কিত্ লা আং]।

২=[রা, কুম]—বি. পার্শ্ব ॥ এক কটে শুয়া যায় না। [দেখ কঠ্]।

৩=[পা]—বি. বাজনা ॥ যমিনের কট্ দেওন্ লাইগ্‌ব। [দেখ কট্]।

কট্‌কটা=[সি]—বিণ. গাঢ় ॥ কট্‌কটা লাল্। [তুং টকটকা]।

২=[সি]—বিণ. বুড়া, কঙ্কালসার ॥ কট্‌কটা মুরুগের মাংশ বেযায় শক্ত। [অনু.]।

৩=[রা]—বিণ. কাচা, অপক্ব ॥ এমন কট্‌কটা আনারশ্‌টা কেনে পাড়্‌লু?

৪=[চা, পা, সি, রং]—বিণ. শক্ত ॥ কট্‌কটা শুয়া। [অনু.]।

কট্‌কটানো=[দি,রা]—ক্রি. খোঁচাখুচি করা ॥ লোক্‌টির্‌ত কাম্ নাই, খালি কট্‌কটায়ে বেড়াচ্ছে। [√ কট্‌কট্ (নাম ধাতু)+আনো প্র.]।

কট্‌কাটিয়া=[রা, দি]—বিণ. শক্ত, কঠিন ॥ লোক্‌টা বড় কট্‌কটিয়া।

কট্‌কটে=[খু]—বিণ. টাটকা ॥ কট্‌কটে মাছ্‌রুন্।

২=[খু]—বিণ. খর, প্রখর ॥ কট্‌কটে রোদ্। [অনু.]।

কট্‌কট্যা=[চট]—বিণ. তীব্র ঝাল বিশিষ্ট ॥ চেংগুইরা মৈছ্ বেশি কট্‌কট্যা।

২=[চট]—বি. ঝাঁঝালো গন্ধ ॥ মুতর্ কট্‌কট্যা লাই হঁযত্ চিগিত্ ন পারির্।

কট্‌কট্=[চা]—বি. চেঁচামেচি ॥ কট্‌কট্ করিস্ না সেরা। [অনু.]।

কট্‌কডানো=[চট]—ক্রি. ডিমপাড়ার পর মুরগীর ডাকা ॥ কিমর্ ধমকে কুঁরায় কট্‌কডায়? [কট্‌কটানো; ধ্বন্যা.]।

২=[ফ]—ক্রি. ঝগড়া বা কলহ করা ॥ শাদা না পায়, লান্দের লগি কট্‌কডায়। [পূর্বে দেখ]।

কট্ কাওলা=[কুম]—বি. বন্ধকী কাওলা ॥ যমিডা কট্ কাওলা কর্‌সি। [<কিত্ কবাল: قبالة آং]।

কট্ কাপ্‌নে চি=[ব, রা]—বি. সপ্তর্ষী মণ্ডল ॥

কট্‌কিনা=[নো]—বি. কড়া শাসন ॥ হোলাআনরে কট্‌কিনা করন্ লাগে।

কট্‌কে ধুতি=[ব]—বি. মাঠে কাজ করার জন্য ছোট ধুতি বিশেষ ॥

কট্‌কৈট্টা=[খ]—বিণ. কংকালসার ॥ অশুখে হে কট্‌কৈট্টা ঐয়া গ্যাসে।

কট্‌টা=[সি]—বি. বাটি, পেয়ালা ॥ এক্ কট্‌টা সালন্। [<কটোরা کٹورا হিং]।

২=[কুম]—বি. বাতি ॥ কট্‌টা বালাও। [পূর্বে দেখ]।

কট্‌টিন্=[কুম]—বিণ. কৃপণ ॥ হের বাহে কট্‌টিন্ আসে। [<কঠিন]।

কট্‌ঠাই=[কুম]—বি. কাপড় না ভিজাইয়া পার ॥ এই খালে কট্‌ঠাই দিবনি? [<কটি(=হাঁটু)+ঠাঁই=থৈ]।

কট্‌তি=[চট]—বি. মেটে বদনা ॥

কট্‌বেল্=[দি]—বি. কৎবেল ॥ [< কৎবেল<কপিথ+বিল্ব সং]।

কট্‌মটি=[রং]—বি. চঞ্চলতা, ব্যস্তিব্যস্ততা ॥

কট্‌মট্ করা=[সি]—ক্রি. দুর্বোধ্য কথা বলা ॥ পন্‌ডিত্ হকলে খালি কট্‌মট্ করি কিতা কৈন্ আমরা বুঝি না। [অনু.]।

কট্‌রা লাগা=[দি]—ক্রি. সংকুচিত হওয়া ॥ জোর্ লোহা কট্‌রা লাগ্‌ছে।

কঠা=[সি]—বি. চোয়াল ॥ কঠাত্ বিশ্ করের্। [<কণ্ঠা; কণ্ঠ+আ]।

২=[দি, রা]—বি. মেটে কোঠাঘর ॥ [<কোঠা]।

৩=[সি]—বি. মাঠে পতিত ধান ॥ সেলেমেয়েরা কঠা খুরাইসে।

৪=[রা]—বিণ. অপেক্ষাকৃত ছোট ॥ শাঁর্ এড়েটা কঠা।

৫=[চট]—বি. সোনার গোটছড়া ॥ [দেখ কঠা]।

কঠিনে পড়া=[রা]—ক্রি. অভাবের সূত্রপাত হওয়া ॥ সে বর কঠিনে পোলো। [<কঠিনে(=কঠিন সময়ে=অভাবে)+পড়া]।

কঠোয়াল্=[দি, রা]—বি. কাঁঠাল ॥ [<কণ্ঠোআল ম. বাং=কাঁঠাল]।

কঠ্=[রা]—বি. পার্শ্ব ॥ এক কঠে শোয়া ঠিক না। [দেখ কট্]।

কড করা=[সি]—ক্রি. ব্যবসা করা ॥ তোমার্ ঠেকাগুইন্ দাও, কড করি দেখি দুই পয়্‌শা আয়েনি।

কডক্ তারা=[চা]—বি. আউশ ধান বিশেষ ॥

কডরা=[কুম, চা]—বি. পেয়ালা ॥ কড়রাত্ সালুন্ ডাল। [দেখ কটরা]।

কডর্ কডর্=[নো]—বি. ঝগড়াঝাটি ॥ হড়ি বৌএ কডর্ কডর্ কৈলে ওমন্ থায়ে না। [<কটর কটর; অনু.]।

কডর্ মডর্=[সি]—অব্য. খট্‌খট্, শব্দ বিশেষ ॥ গরের্ মাযে ইন্দুরে কডর্ মডর্ করে। [<কটর মটর; অনু.]।

২=[কুম]—বিণ. অমসৃণ ॥ কডর্ মডর্ লেখুইয়া পড়েয়া নৈ বর মুশ্‌কিল্। [পূর্বে দেখ]।

কডা=[বা]—বি. গেছো ইঁদুর ॥ নারিকল্ কডায় কাটে। [দেখ কটা]।

২=[রা, খু]—বিণ. কয়টা ॥ কাম্ বাপের কডা মাথা দেখবো। [<কয়+ডা=টা]।

৩=[স্বম]—বিণ. লবণাক্ত, বেশী লবণ যুক্ত॥ সালন্‌ডা কডা লাগে। [< কটা=কটু]।

৪=[ম]—বিণ. হাডুডিসার॥ ঐ রহম্‌ কডা মানুশ্‌ আর্‌ দেহি নাই।

কডাই=[ম]—অব্য. কোনখানে॥ কডাই যাও? [<কোন্‌+ঠাঁই]।

কডা কাঁড়ি=[ফ]—বি. মুশকিল॥ বালা কতা কৈলেই কডাকড়ি লাগে।

কডাক্‌ খরা=[ম]—বি. জাল বিশেষ, বড় ছিপ জাল॥

কডা লাগা=[চা]—ক্রি. বঞ্চিত না হওয়া॥ মাইয়্যাডা কডা লাইগ্যা রৈসে।

কডি=[চা]—বি. বঁড়শির ফাৎনা॥ কডি ডুইব্যা গেসেগা, বরে যোর্‌ দে।

২=[ম]—বি. লাঙ্গলের মুঠি বা হাতে ধরিবার অংশ॥

৩=[চা]—বি. কাঠ বিড়ালী॥ কডি তরিতর্‌কারি কিস্সুই আস্‌ত রাখে নাই।

৪=[ব]—অব্য. কেন॥

কডে=[চট, নো]—ক্রি. বিণ. কোথায়॥ কডে যাও? [<কোন্‌+ঠে=ঠাঁই]।

কডোর্‌=[রা]—বি. কোলা ব্যাঙ॥

কড্‌=[চা]—বি. এক বছরের জন্য বন্ধক॥ তিরিশ্‌ টেহা দিয়া খ্যাত্‌ কড্‌ দিসি। [দেখ কট্‌]।

কড্‌ডানো=[রং]—ক্রি. কাৎ করিয়া ফেলা॥

কড্ডত্‌=[পা]—বি. দীর্ঘ পদক্ষেপ॥ কড্ডত্‌ ফালায়া চ'ল্‌।

কড্ডা=[দি]—বি. ঘোড়ার চাবুক॥ [<কোড়া।کوڑا হিং]।

২=[রা]—বি. পোকা বিশেষ॥ কড়া কামড়ালে বিশ্‌ লাগে না।

৩=[ব, রা]—বি. ছোট মাছ॥ কড়া-গুলা পুকুরে ছেড়ে দাও (রা)।

কড়াত্‌=[খু]—বি. মেঘের গর্জন॥ [ধ্বন্যা.]।

২=[রং]—বি. এক প্রকার শব্দ॥ চ্যাংডাখান্‌ এক্‌ শমানে কড়াত্‌ করিচে। [ধ্বন্যা.]।

কড়া পানি=[য]—বি. গন্ধযুক্ত পানি, বাসি পানি॥ হুক্কার কড়া পানি ফেলাই দে॥ [কড়া<কটা<কটু+পানি]।

কড়ালি=[রা]—বি. কচি আম॥ খাল দিয়া কড়ালি খাতে ভাল লাগে।

কড়াল্‌=[খু]—বি. অংগীকার॥ [<করার।قرار আং]।

কড়াহ্‌=[খু]—বি. মাগুর মাছের পোনা॥

কড়ি=[রা]—বিণ. চীনা মাটীর তৈরী থালা॥ দাঁয়ে আলে কড়ির্‌ থালে ভাত্‌ দেশ্‌।

২=[রা]—বিণ. কচি॥ কড়ি ডাবের্‌ জল্‌।

কড়ি কাশ্‌ন্‌দি=[খু]—বিণ. কৃপণ॥

কড়ি কিশ্‌টা=[ব]—বিণ. কৃপণ॥ লোকটা খবর্‌ কড়ি কিশ্‌টা। [দেখ কবি কিশ্‌টা]।

কাড়িয়া=[রং]—বি. মেয়েদের অলং-কার বিশেষ॥ [<কড়া<কটক সং]।

কড়ুয়া=[রং]—বিণ. পরিমাণে অধিক, খুব বেশী॥ তরকারিত্‌ কড়ুয়া হলদি দিছে। [<কড়ুয়া।کڑوا হিং= তিক্ত স্বাদ অর্থে]।

২=[দি]—বিণ. অধিক লবণ বিশিষ্ট॥ কড়ুয়া তর্‌কারি খাওয়া কি যায়? [পূর্বে দেখ]

৩=[রা]—বি. সরিষা॥ কড়ুয়া তৈল্‌।

কড়ে কড়ে=[রা]—ক্রি. বিণ. ক্রমে ক্রমে [= এক কড়া করিয়া; কড়ে <কড়া <*কওড়া <কবড্ডঅ প্রাং <কপর্দক সং+এ বিভক্তি]।

২=[খু]—ক্রি. বিণ. কড়ার গণ্ডায়॥ কড়ে কড়ে হিশাব্‌ চ'াই। [পূর্বে দেখ]।

কড়েয়া=[রং]—বি. কড়াই॥ [<কড়াই <কটাহ সং]।

কড়োই=[খুব—বি. কড়াই॥ [দেখ কড়েয়া]।

কড়ো কড়ো ভাত্‌=[য]—বিণ. ঠাণ্ডা ও শুকনা ভাত॥ [কড়কড়ি বা কড়কড়ে ভাত]।

কড়োচ'া করা=[খু]—ক্রি. জোর তাগাদা করা॥ কড়োচ'া করি বা [কড়চা<কড়া+চা প্র.]।

কড্‌=[রা]—বি. দিক্‌॥ কোন কড়ে আছো?

২=[খু]—বি. হাতের মোটা চুড়ি বিশেষ॥ [<কড়া<কটক সং]।

৩=[রং]—বিণ. কচি॥ কড্‌ আম্‌ খাতে কশ্‌টি লাগে। [=কড়া (কচি)]।

কড্‌কড়া=[কু]—বিণ. গরম॥ [দেখ কড়ো কড়ো ভাত]।

কড্‌কড়ানি=[পা]—বি. বিরক্তি, অসহ্য বোধ॥ [অনু.]।

কড্‌কড়ানো=[য, খু]—ক্রি. শব্দ করা॥ মুরগিডা ডিম্‌ দিবি, তাই কড্‌ কড়াস্‌সে। [কড়কড় ধ্বন্যা.+আনো প্র.]

কড্‌কড়িয়া=[দি]—বিণ. মড় মড়ে॥ খাবার গুলি কড্‌কড়িয়া হৈ গেছে। [=কড় কড়ে]

কড্‌কড্‌=[রা]—বি. শব্দ॥ মুরগিটা কড্‌কড্‌ করে। [<ধ্বন্যা.]।

কড্‌কা[কু]—বি. চুঙ্গি॥ কড্‌কা না হলে বাতিতে তেল্‌ ঢালার্‌ অশুবিধা হয়।

কড্‌চ'া=[কু]—বি. প্রশ্ন॥

কড্‌ পড়া=[খু]—ক্রি ক্ষতের উপর শক্ত চামড়ার সৃষ্টি হওয়া॥ গরুর্‌ কান্‌ধের্‌ ঘায়ে কড্‌ পরেছে।

কড্‌পা=[দি, পা, রা]—বি. বাঁশের তৈরী খুব বড় ডালি বা ধামা॥

২=[কু]—বি. তরল পদর্থ বোতলে ঢালিবার জন্য ব্যবহৃত চুঙ্গি॥

কত আমল্‌=[সি]—বি. বহুদিন॥ আমার্‌ চ'াদর্‌খানার কত আমল্‌ গেল। [<কত+'আমল।عمل আং]।

কত কাইল্যা=[চা]—বিণ. অনেক পুরাতন॥ আমার্‌ কত কাইল্যা গরু। [<কত+কাল+ইয়া]।

কত কালান্‌তি=[রং]—বিণ. বহু দিনের পুরাতন॥ কত কালান্‌তি কথা। [<কত+কালান্ত+ই প্র.]।

কত কালিয়া=[রং]—বিণ. বহুকাল আগের ॥ কত কালিয়া পুরানা কথা। [দেখ কতকাইল্যা]।

কত কোন্ডা=[কুম]—সর্ব. কেহ কেহ ॥ কতকোন্ডায় এতি কর্তা পারে। [<কত +গণ্ডা].

কতক্কন্=[চট্ট]—ক্রি. বিণ. কতক্ষণ ॥ কতক্কন্ ঝিঁমাগ্থায় কথা কও ক্যা ? [<কতক্ষণ]॥

কত্তগিলা=[রং]—বিণ. কি পরিমাণ ॥ কতগিলা টাকা আন্‌চিশ্ বাঁয় ? [<কত+গুলা]।

কত গোনা=[দি, রা]—বিণ. কতটুকু ॥ কতগোনা ভাত্ খালুরে। [<কত+গোনা=গুনা<গুলা]।

কতগোন্ডায়=[চা]—বি. কতলোক ॥ কত গোন্ডায় যাইব ? [দেখ কত-কোন্ডা+এ বিভক্তি]।

কতন্=[রং]—বি. কথা বার্তা ॥ কতন্ কাতন্ শব্ ঠিক্ ঠাক্ হৈছিল্ ? [<কথন]।

কতবালা=[রং]—বিণ. কতকগুলি ॥ কতবালা টাকা ঘুশ্ চায়ছে বাহে ? [<কত+বালা প্র.]।

কতবৈল্=[সি]—বি. কত সময় ॥ আর্ কতবৈল্ দেরি কর্তে পারি ?

কতরাটে=[রং]—ক্রি. বিণ. কতস্থানে ॥ কতরাটে গেনু কাজ্ একটেও হয় নাই। [কত+রাটে<রাষ্ট্রে ?]।

কতর্=[ব, রা]—বি. কবুতর ॥ [<কবুতর کبوتر ফা.]।

কত হররাব্ডি=[ম]—বি. বহু অব-র্জনা ॥ কত হরাব্ডি দলা ঐসে।

কতা=[কুম]—বি. কাঁঠালের বিচিহীন কোষ, কোষের চারিপাশের লম্বা লম্বা আঁশ ॥ কতাগুলি খুব মিঠা।

কতাইন্=[চট্ট, নো,]—বিণ. কতখানি, কতগুলি ॥ এন্তে কতাইন্ নিবা ? [<কত+খানি] ॥

কতা কাটা=[চা]—ক্রি. অন্যের কথা এড়াইয়া যাওয়া ॥ তুমি এত কথা কাটিতে চাও কেন ? [<কথা+কাটা]।

কতাক্কিন্=[চট্ট]—বিণ. কতখানি ॥

কতারি=[কুম]—বিণ. কতকগুলি ॥ আরে বাবারে, কতারি মাস্ দর্স? [<কত+রি=টি]।

কতি=[রা]—অব্য. কোথায় ॥ কতি জাইবা ? [<কোথা]।

২=[খু]—অস. ক্রি. বলিতে ॥ কি কতি কি কৈশ্ ? [<কহিতে]।

কতিয়া=[রা]—বি. জমির আইল বিশেষ ॥ [<কাঁতি<কাঁত<কান্ত+ই প্র.]

কতু=[নো]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ কতু আইসত্ ? [<কোথা+তু=হইতে]।

২=[কুম, ফ]—বি. কোচে ব্যবহৃত লৌহ শলাকা ॥ কতুগুলা বেশ্ শক্তো।

কতুকি=[চট্ট, নো]—বিণ. যে খুব কথা বলে ॥ মাইয়াগা বড় কতুকি ! [<কৌতুক+ই প্র. ; অথবা কথক+ই প্র.]।

কতুগা=[চট্ট]—বিণ. কতকগুলি ॥ এন্তে কতুগা ধান্ ? [<কত+গা=টা]।

কতুলা=[রং]—বিণ. কতগুলা ॥ তোর্ কতুলা টাকা হৈছে ? . [<কত+গুলা]।

কতোকিনি=[সি]—ক্রি. বিণ. অনেক-খানি ॥ কাম্ডা কতোকিনি করিলাইসি। [<কতখানি]।

কতোরা=[খু]—বিণ. কতগুলি ॥ কতোরা লোক্ আইয়েছে। [<কত+রা বহু ব. প্র.]

কতোলা=[রং]—বিণ. কতকগুলি ॥ তোর্ কতোলা টাকা হৈছে ? [দেখ কতুলা]।

কত্ কতানো=[খু]—ক্রি. ছটফট করা। [কত্কত্ (নাম ধাতু)+আনো প্র.] ॥

কত্কত্=[ম]—অব্য. শব্দ বিশেষ ॥ কত্কত্ করি পানি খাও কেন্ ? [অনু.]।

কত্কনে=[চট্ট]—অব্য. কখন ॥ [কতক্ষণে]।

কত্কি=[রং]—বিণ. কত টাকার, কোন্ পরিমাণের ॥ হেটা কত্কি ভাগ্য়ে ? [<কত+কি=করিয়া, কৃত্বা সং]।

কত্কুন্=[ঢা]—ক্রি. বিণ. কতক্ষণ ॥ কাম্ডা কর্তে কত্কুন্ লাগে ? [<কতক্ষণ]।

কত্কের্=[ঢা, ফ]—বিণ. কত দামের ॥ কত্কের্ মাস্ আন্স ? [<কতক+এর]।

কত্তকুন্না=[রং]—বিণ. কতকগুলি, কি পরিমাণ ॥ কত্তকুন্না জিনিশ্ ধরে ? [<কতকগুলা]।

কত্তাডি=[কুম]—বিণ. অনেক-গুলি ॥ [<কত+ডি<টি]।

কত্তন্=[কুম]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ আঁই কত্তন্ টেঁয়া দিউম্ ? [<কোথা+তন=হইতে]।

কত্তর্=[চট্ট]—বিণ. কতবড় ॥ [<কতবড়]।

কত্তা=[ফ]—বিণ. অনেক ॥ কত্তা মাস্ পাইস ?

২=[খু]—বিণ. তোমার্ কত্তা টাকা লাগ্বে ? [<কতটা]।

কত্তান্=[কুম]—বিণ. কতকিছু ॥ খাওনের্ কত্তান্ যুগাড় কর্সি। [<কতখান]।

কত্তারা=[ঢা]—বিণ. কত বড় ॥ মাগ্গ মা, কত্তারা হাপ্ ? [<কত+বড়]।

কত্তাহানি=[ঢা]—বিণ. অনেক-খানি ॥ আমারে কত্তাহানি দুদ্ দিস। [<কতক+খানি]।

কত্তি=[চট্ট]—বি. বদনার মত নল-বিশিষ্ট মেটে পাত্র ॥ কত্তিত্ করি পানি খাই।

২=[পা, রং]—ক্রি. বিণ. কোথায়, কোনদিকে ॥ কত্তি আইশ্ বাঁয় ? [<কোথাতে=কোথায় ; দেখ কত্থে, কথাতে]।

৩=[খু]—অব্য. অপেক্ষা, চাইতে ॥ রামের্ কত্তি শ্যাম্ বড়। [<করিতে]।

কত্তু=[রং]—বি. ঘায়ের ঔষধ বিশেষ ॥

কত্তুক্=[চট্ট]—বিণ. ক্ষমতা সম্পন্ন॥ লোক্‌টা খুব্ কত্তুক্।

কত্তে=[চট্ট]—ক্রি.বিণ. কোথায় ॥ কত্তে যাও ? [<কোথা+তে]।
২=[কুম]—ক্রি. বিণ. কখন॥ তুঁই চাঁড়িগাঁ কত্তে যাইবি ? [দেখ কঁঅত্তে]।

কত্না=[য]—বিণ. কতটুকু ॥ কত্না দূরে যাইব ? [<কত+ না অব্য. ; তুং কিত্না হিং]।

কত্মা=[চা]—বি. কাছিম, কচ্ছপ॥ তওলাডা কত্মার্ বরা।

কত্রা=[চট্ট]—বি. বিন্দু, ফোঁটা ॥ [কত্রঃ قطره আং]।
২=[দি]—বি. ঢেঁকির খুঁটি॥

কত্রা কত্রা=[চট্ট]—ক্রি বিণ. ফোঁটা ফোঁটা, ইলশেগুড়ি॥ কত্রা কত্রা বিশ্‌টি পড়ের্। [দেখ কত্রা]।

কত্রাগিলা=[রং]—বিণ. কি পরিমাণ॥ কত্রাগিলা টাকা খুশ্ চায়ছে ? [<কত+রা=টা +গুলা]।

কত্রি=[চা]—বিণ. বাচাল॥ এই মাইয়াডা এক্ নম্বর্ কত্রি। [<কথা +রি প্র.]।

কত্লা=[চা,কুম,সি]—বিণ. কতগুলি, কতটুকু॥ কত্লা মাস্ দর্লো ? [< কত+লা=টা]।

কথর্=[চট্ট]—বিণ. কত বড়॥ কথর্ বাড়ি। [<কত+বড়]।

কথাকাটা=[রং]—বিণ. মিথ্যাবাদী॥ তোর্ মতো কথাকাটা আর্ দেখোঁ না। [কথা+কাটা]।

কথাকে=[রা]—বিণ. বাচাল, অতিরিক্ত কথা বলে যে॥ আমার ছোট মেয়েটা ভারি কথাকে। [<কথক+এ<ইয়া প্র.]।

কথাত্তে=[রং]—ক্রি.বিণ. কোনস্থানে॥ কথাত্তে বাবা আছে ? [<কোথা+তে ; দেখ কত্তে]।

কথার্ বার হাত=[রং]—বিণ. গল্পবাজ, বড় বড় কথা বলে যে॥ তুইতো খালি কথার বার হাত।

কথার্ অদ্ করা=[সি]—ক্রি. দোষ ত্রুটি বাহির করা॥ [কথার+<হদ্ حد আং+করা]।

কথার্ বানিয়া=[রং]—বিণ. গল্পবাজ, বখাটে॥ তুইত খালি কথার্ বানিয়া। [<কথার+বেনিয়া<বণিক্]।

কথি=[পা]—ক্রি.বিণ. কোথায়॥ কথি যাইবা ? [<কোথা<কুত্র সং]।

কথ্=[য]—বি. খয়ের॥ [<কথ্ <কথা হিং.<ক্বাথ সং]।

কথ্ত মত্তে=[কুম]—ক্রি. বিণ. কত-ভাবে,অনেক কথা বলিয়া॥ তারে কথ্ত মত্তে বুঝাইল্। [<কত+মত্তে= ভাবে]।

কথন্=[পা,চট্ট]—বি. কখন॥ [< কখন]।

কদর্=[রা]—বি. ধুন্দল, তরকারি বিশেষ॥ আমার্ জননি ঝিঙা আর্ কদর্ আনিছ্।
২=[য]—বি. পেঁপে॥

কদর্দাঁহা=[চট্ট]—বিণ. গুণগ্রাহী॥ [<কদর قدر আং+দাঁহা<দাঁ دانا ফা.]।

কদা=[ব,রা]—বিণ. গামলা, মাটির গোলাকারপাত্র॥ [<কদ্হ قدح আং]।
২=[পা,চট্ট]—বি. কথা॥ কদা দিয়ে (দিয়েছে)। [<কথা]।
৩=[রং]—বি. পটল॥ কদা ছানা আর্ গরম ভাত্ খাতে ভাল।

কদাচ'র্=[য]—বিণ. নোংরা॥ বাব্রিগর্ কদাচ'র্ কৈরা রাখস্ ক্যা ? [অর্থের বিকৃতি অথবা কদাকার]।

কদানো=[রা]—ক্রি. কোন কাজ বা জিনিষ অগ্রাহ্য করা॥ ওমুকা কামোক্ হামি কদাই।

কদাল্ ধুয়া=[দি, রা]—ক্রি. কোদালের কাজ শেষ হইয়া যাওয়া॥ আজ্ থাকি মুই কদাল্ ধুই আছ। [<কোদাল <কুদ্দাল সং+ধোয়া]।

কদাল্ পাড়া=[দি, রা]—ক্রি. কোদ্লানো, মাটি কোপানো॥ কাইল্ জমিতে কদাল্ পাড়ি থুইছ। [<কোদাল+ পাড়া]।

কদি=[রা]—বি. গালি, মার॥ তোমা কদি না পেলে তাজু হবু না।

কদিন্=[কুম,নো]—ক্রি, বিণ. কবে॥ আঁই তোরে কদিন্ কৈসি ? [<কয়দিন]।

কদ্গুআ=[চট্ট]—বিণ. কতকগুলি॥ [<কত+ গুআ=গুলা, গো হিং]।

কদ্গুন্=[চট্ট]—বিণ. কতকগুলি॥ [<কত+গুন=গুলা]।

কদ্গ্গা=[চট্ট]—বিণ. কতকগুলি॥ কদ্গ্গা মানুষ আঁইয়ে, আঁই ন চিঁনি। [দেখ কত্তুগা]।

কদ্গুনি=[চট্ট]—বিণ. কতকগুলি॥ [<কত+গুনি=গুলি]।

কদ্দুয়া=[রং]—বিণ. কদুর তুল্য, মোটা॥ এটা কদুয়া আম্। [<কদু <কদ্দু ফা. (=লাউ)+ইয়া প্র.]।

কদৈ=[রা]—বি. পায়ের গোড়ালি॥

কদো=[য]—বিণ. বিরক্তি উৎপাদক॥ কদো পোলা লয়ে বড় বালা।

কদ্=[খু]—বি. সুগন্ধি মশুর ডাল॥
২=[চট্ট]—বি. খয়ের॥ কদ্ সাড়া পান্ মযা না। [দেখ কথ্]।
৩=[কুম, সি]—বি. শরীরের গঠন, আকৃতি॥ ময়না বাইট্যা কদের্। [<কদ্ قد আং]।

কদ্দা=[চট্ট]—বাটি, পাত্র॥ কদ্দাত্ করি চা দ্যাও। [দেখ কদা]।
২=[নো, চট্ট]—বিণ. বড় খণ্ড, টুকরা॥ এক্ কদ্দা মাস্।
৩=[নো]—বি. ময়লা॥ গায়্ মৈদ্দে একুনার্ কদ্দা বাধি গেসে। [<কাদা <কর্দম সং]।

কদ্দুন্=[চট্ট]—বি. কালো সুতা বিশেষ॥ মেলাত্ থাকি কদ্দুন্ আইন্য। [<করতোন قيطون তু.]।

কদ্দুর্=[রা, ব]—বি. কোমরে ব্যবহৃত সুতা বা ফিতা॥ 'বৈরাগি ও মলো, কদ্দুরও ছিঁর্লো।' [দেখ কদ্দুন্]।

কদ্বেল্=[চা]—বি. কাঠবেল, এক প্রকার টক বেল॥ [<কয়েৎ<কপিত্থ +সং বেল<বিল্ব সং]।

কদ্মা=[চট্ট]—বি. একজাতীয় চর্ম-রোগ ॥ আবৃত্তুন্ কদ্মা ঐয়েরে গা খারাপ্ গরি ফেলাইয়ে।
২=[রং]—বি. মেয়েদের কানের অলঙ্কার বিশেষ ॥
৩=[রং]—বি. এক প্রকার বড় পাখী ॥
৪=[ঢা, কুম]—বি. চিনিজাত মিষ্টি॥ [<কদম<কদম+আ প্র. ; কদমের মত আকৃতি বিশিষ্ট]।

কদ্মা খাখা=[ব]—বি. এক প্রকার মিষ্টান্ন ॥ [দেখ কদ্মা৪] ।

কদ্মাশুর্=[রং]—বি. এক প্রকার বড়া পাখী ॥ কদ্মাশুর্ পক্খিলা শব্ শয়য় দল্ বান্দি বেড়ায় ।

কদ্মি=[রা]—বি. মিষ্টি কুমরা ॥

কদ্মে=[ব]—বি. কুমড়া তরকারি ॥

কদ্রানি=[সি]—বি. ইচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছা প্রকাশ ॥

কদ্রুংগি=[খু]—বি. ভাবের আতি-শয্য ॥ তুমি এক্ কদরুংগি যুড়িস ! [<কদ(=কু<কুৎ)+রঙ্গ+ই প্র.]।

কদ্লানো=[রং]—ক্রি. খনন করা ॥ হেখান্ কদ্লাইল্ কাঁয় ? [<কোদলানো<কোদাল+আনো প্র.]।

কদ্লির্ বোগ্=[ঢা]—বি.মেয়েদের গালি বিশেষ (অনেক খাওয়া অর্থে) ॥ তর্ কদ্লির বোগ্ অহনও ঐল্ না ? [<কদলির ভোগ]।

কনক্ চু'রা=[ব]—বি. আমন ধান বিশেষ ॥ [<কনকচূড়া]।

কনক্চু'র্=[খু, রা]—বি. একটি ধানের নাম ॥ কনক্চু'রের খৈ বড় ভালো। [<কনকচুর]।

কনক্তারা=[চট্ট]—বি. লাল রঙের আউশ ধান বিশেষ ॥

কনা=[রা]—অব্য. টি ॥ ছাওয়াল কনা কান্দোচে। [<খানা]।
২=[নো]—বি. মাছের বাচ্চা ॥ হৈল্ মাসে কনা দিসে। [<কনীয়স্ সং কিংবা কণা সং ; ক্ষুদ্র অর্থে]।
৩=[সি]—বি. ছোট ছেলে ॥ কনা মিয়ার্ বাবি কোন্ডে ? [পূর্বে দেখ]।

কনামনাই=[সি]—বিণ. ছোট ॥ [কনাই <কনীয়স্ (অথবা কণা)+মনাই অনু:]

কনামনা=[সি]—বিণ. অতি ছোট ॥ গাসে ইবার্ কনামনা দুইডা কাটাল্ ধর্সে। [দেখ কনামনাই]।

কনাদ্=[রা]—বিণ. সামান্য পরিমাণ ॥ কনাদ্ চিড়া আচোল্, খায়ে আনু। [<কণা+দু'<দুই=অল্প অর্থে]।

কনাল্=[চট্ট]—বি. বাতাবি লেবু ॥ পাকা কনাল্।

কনা শিংগার্=[ময়]—বি. বিয়ের কনের সাজসজ্জা। [<কন্যা+শিঙ্গার <শৃঙ্গার সং]।

কনি=[রং]—বি. নখ ॥ হাত্তের্ কনি বড়ো হচে। [<কোণ+ই প্র.]।
২=[সি]—বিণ. ছোট মেয়ে ॥ কনি বিবিরে কুথায়্ বিয়া দিসৈন্ ? [<কনি <কণিকা=ক্ষুদ্র অর্থে অথবা <কণীয়স্ সং]।
৩=[ঢা, কুম, সি, ফ]—বি. কনুই দ্বারা আঘাত ॥ গোলমাল কর্লে কনি খাবি। [<কনুই<কফোণি সং]।

কনিষ্=[ম]—বি. বাঁদী, দাসী ॥ আমারে কি কনিষ্ পাইস যে, খাডাইয়া মার্বা ? [কনীয کنیز ফা.]।

কনি মারা=[ঢা]—ক্রি. কনুই দ্বারা আঘাত করা ॥ [<কনুই+মারা]।

কনিয়া জাল্=[ম]—বি. ঝাপি জাল ॥ [কনুই+আ প্র.+জাল]।

কনিয়ান্=[ম]—ক্রি. ঘুষি মারা ॥ কথায় শায়েস্তা না ঐলে কনিয়াইয়া ঠিক্ কর্মু। [<কনুই+আন প্র.]।

কনুয়া=[দি, রা]—বিণ. ঘর হইতে যে বড় বেশী বাহির হয় না ॥ লোকটা বড় ঘর্ কনুয়া। [<কোন+ইয়া প্র.]

কনে=[চট্ট, নো]—সর্ব. কে ॥ কনে আমার্ গেলাস্টা ভাংগি ফেলাইসে ? [<কোন্+এ] ।
২=[রা]—ক্রি. বিণ. কোথায় ॥ কনে যাও ? [<কোহানে<কোনখানে]।

কনেকার্=[পা]—বিণ. কোথাকার ॥ তুই কনেকার্ যাইলা বুত্ আইসস্ ? [<কনে<কোনখানে+কার (সম্বন্ধে)]।

কনেক্=[রং]—বিণ. কিছু ॥ হামাক কনেক্ মাছ দেন্ বাহে।

কনেয়ালা=[ম]—বি. বাক্পটু ॥ হে মস্ত কনেয়ালা। [<কহনেয়ালা হিং]।

কনোজ্=[দি]—বি. শিঙ্গী মাছ ॥ কনোজের কাঁটায় বিশ্ আছে।

কন্=[চট্ট]—অব্য. কোন্ ॥ কন্ বাযারত্ যাবি ? [<কোন] ।
২=[পা]—অব্য. কোথায় ॥ তুই কন্ যাস্ ? [দেখ কনে] ।

কন্কনা=[সি]—বিণ. পরিষ্কার, নিরেট, ছিদ্রহীন ॥ কন্কনা বাশ্ দি বাবি মাথি মাথা ফাটাই দিসে।

কন্কনি=[সি, চট্ট]—বি. গোঁ গোঁ শব্দ ॥ [ধন্যা.] ।
২=[ম]—বি. সখ ॥ তার্ বিদ্যাশ্ যাওয়ার্ কন্কনি বেযায় বেশি।

কন্কনিয়া=[রা, দি]—বিণ. কন্-কনে ॥ কন্কনিয়া জার্। [কন্কনে; অনু.] ।

কন্কনে=[খু]—বিণ. শক্ত ॥ দড়িটা পাকের্ চোটে কন্কনে হৈ গেসে। [অনু.]।

কন্কন্না=[চট্ট]—বিণ. তীব্র ॥ কন্-কন্না শিত্। [দেখ কনকনিয়া; অনু.]।

কন্কাইত্=[চট্ট]—বি. কোন্ স্থানে ॥ [কোন+কাত্=দিক] ।

কন্কার্=[পা]—বিণ. কোথাকার ॥ কন্কার্ লোক ? [<কোহান্<কোন-খান্+কার (সম্বন্ধে)] ।

কন্কেয়ারি=[রা]—বি. গাছ বিশেষ ॥

কন্কের্=[ম]—বিণ. কোথকার ॥ কন্কের্ বিবিশ্ গো ? [দেখ কন্কার্]।

কন্কৈন্না=[কুম]—বিণ. কনকনে, শক্ত, পাকা ॥ পোলাডা কন্কৈন্না আসে। [অনু.]

কন্গার্=[খু] বিণ. কোথাকার ॥ ক'ন্গার্ লোক্ তুমি ? [দেখ কন্কার্]।

কন্‌চ'া=[চা]—বি. রাখালের হাতের লাঠি ॥ [<কম্‌চি قمچی তু.]।

কন্‌চি'=[সি]—বি. বেত ॥ [দেখ কন্‌চ'া]।

কন্‌চে'শন্=[খু]—বি. কমিশন ॥ অনেক্ টাকার্ যিনিশ্ কিন্‌লি কিস্তু কন্‌চে'শন্ পাওয়া যায়। [<কনসেশন concession ইং]।

কন্‌যাল্=[ফ]—বি. পেরেক ॥

কন্‌যিশ্=[সি]—বিণ. কৃপণ ॥ তুই বর কন্‌যিশ্। [<কঞ্জুস হিং]।

কন্‌যুয্=[কুম]—বিণ. কৃপণ ॥ বেডাডা যবর্ কনযুয্। [দেখ কন্‌যিশ্]।

কন্‌যুশের্ আড্=[পা]—বিণ. কৃপনের একশেষ ॥ [<কঞ্জুসের হাড়]।

কন্‌টক্‌গ্যান্=[য]—বি. কাণ্ডজ্ঞান ॥ তোর্ মোটেই কন্‌টক্‌গ্যান্ নেই। [<কাণ্ডজ্ঞান]।

কন্‌টন্=[চা]—বি. বৈরাম ॥ কন্‌টন্ বরা চি'নি।

কন্‌টা=[রং]—অব্য. কোন্‌টা ॥ কন্‌টা তোমার্ বাড়ি ? [<কোন্‌টা]।

কন্‌ঠা=[সি]—বি. মহিষের হালের একটি উপকরণ ॥ তার্ হালের্ কন্‌টা বাংগি গেসে।

কন্‌ডক্‌তারা=[নো]—বি. এক প্রকার ধান ॥ [<কণ্টক তারা<কনকতারা]।

কন্‌ডক্‌দার্=[চট্ট]—বি. ঠিকাদার ॥ কন্‌ডক্‌দার্ ঘর্ বান্‌ধার্ কাম্ করের্। [<কণ্ট্রাক্টর contractor ইং]।

কন্‌ডলি=[সি]—বিণ. যে বিবাদ বাড়ায়, ঝগড়াটে ॥ তার্ শালাটা বর কন্‌ডলি। [<কোন্দল<কন্দল সং+ই প্র.]।

কন্‌ডল্=[সি]—বি. ঝগড়া ॥ 'বেটি আর্ মাটি, কন্‌ডলের্ গাটি।' [<কোন্দল<কন্দল সং]।

২=[সি, কুম, নো, চা]— বি. কন্‌ট্রোল ॥ কন্‌ডলের চা'উল্ আন্‌মু। [<কন্‌ট্রোল control ইং]।

কন্‌ডা=[কুম]—বি. কণ্ঠা ॥ আমার্ কন্‌ডাত্ কাডা ঠেক্‌সে। [<কণ্ঠা]।

২=[চট্ট]—বি. অঙ্কুর ॥

কন্‌ডাই=[কুম]—ক্রি.বিণ. কোথায় ॥ তুই কন্‌ডায়্ গেস্‌লি ? [<কোন্ ঠাঁই]।

কন্‌ডে=[চট্ট]—ক্রি. বিণ. কোন স্থানে ॥ [<কোন্+ঠেঁ<ঠাঁই]।

কন্‌ডেয়া=[রং]—বি. গালি বিশেষ ॥ তুই এক্ কন্‌ডেয়া শালা।

কন্‌ডেয়া আড়া=[রং]—বি. গালি বিশেষ ॥ মোর কন্‌ডেয়া আড়ার্ ঘর্।

কন্‌ডৈল্‌লা=[চট্ট]—বিণ. কি ধরণের ॥ ইডা কন্‌ডৈল্‌লা পোয়া। [<কোন্+ডৌল হিং+ইয়া প্র.]।

কন্‌ডোল্=[সি]—বি. গণ্ডগোল ॥ ইহানে কন্‌ডোল্ করো নায়্। [<কোন্দল<কন্দল সং]।

কন্‌ডৌল্=[চট্ট]—ক্রি. বিণ. কোন প্রকারে ॥ কনডৌলে আঁরা দিন্ টানি। [দেখ কন্‌ডৈল্‌লা]।

কন্‌তা=[রং]—বি. কথা ॥ কি কন্‌তা কল বাহে ?

কন্‌তারা=[চট্ট]—সর্ব. কাহারা ॥ কন্‌তারা গেইসে ?

কন্‌থআ=[রং]—বিণ. অহংকারী, গর্বিত ॥ কন্‌থআ মান্‌শের্ গরত্ না যাইস্।

কন্‌দল্=[চা]—বি. ছেলেমেয়েদের কান্নাকটি ॥ একৃযার্ কন্‌দল্ করিস্ না। [<কন্দল সং]।

কন্‌দা=[কুম]—ক্রি. বিণ. কোন দিক দিয়া ॥ তুমি কন্‌দা যাইবা ? [<কোনথান+দিয়া]।

কন্‌দি=[চট্ট]—ক্রি.বিণ. কোন পথ দিয়া, কোন দিক দিয়া ॥ কন্‌দি যাবি ? [দেখ কন্‌দা]।

কন্‌নদোলা=[ম]—বি. কানের দুল ॥ [<কর্ণ+দোলা<দুল]।

কন্‌দোল্=[য]—বি. বিচালি নাড়ার বাঁশের আঁকশি ॥

কন্‌নত্=[চট্ট]—ক্রি. বিণ. কোন থানে, কোন জায়গায় ॥ ইয়ান্ কন্‌নত্ যাইথ্যাস ? [<কোন্+থান<স্থান সং+ত সপ্তমী]।

কন্‌না কন্‌নি=[নো]—বি. মারামারি ॥ কন্‌না কন্‌নি করি হালার্ হতেরা মৈল্‌ল। [দেখ কন্‌নানো]।

কন্‌নাত্=[রা]—বি. মুরগির জাত বিশেষ ॥ কন্‌নাত্ মুরগির্ দাম্ বেশি।

কন্‌নানো=[কুম]—ক্রি. কনুই দিয়া প্রহার করা ॥ [<কনুই+আন প্র.]।

কন্‌নান্=[চট্ট]—বিণ. কোনখানা ॥ কন্‌নান্ তোঁয়ার্ কাজর্ ? [<কোন্+খান]।

কন্‌না বুয়াই=[গি]—বি. ভাবী ॥ কন্‌না বুয়াই নাইওর্ গেসেন্। [<কন্যা+বুয়া হিং]।

কন্‌নার্ মা দুলার্ মা=[বুন]—বিণ. দুমুখো ॥ এই বুবা বেডিডা কন্‌নার্ মা দুলার্ মা, তাইর্ কাসে কোন কতা কৈস্ না। [<কন্যার মাতা+<দুল্‌হা হিং+মাতা ; মূল অর্থ—ক'নের মা, বরের মা]।

কন্‌নাল্=[চট্ট]—বি. বাতাবি লেবু বিশেষ ॥ কন্‌নাল্‌গুলা চা'র্ আনায় বেচ্'বে।

কন্‌নি=[রং]—বিণ. কর্মদক্ষ ॥ ভারি কন্‌নি তুমি, হামাক্ শিখাও। [<করনী]।

কন্‌নি=[চা]—বি. রাজ মিস্ত্রীর ব্যবহার্য খুরপী সদৃশ উপকরণ বিশেষ ॥ [<কর্নিক]।

কন্‌নিন্=[চট্ট]—বি. কোন্ বস্তুগুলি ॥ [<কোন্+গুনিন<গুলিন]।

কন্‌নুন্=[চট্ট]—সর্ব. কোনগুলি, কাহারা ॥ [<কোন্+গুন<গুলন<গুলিন]।

কন্‌নুয়া=[চট্ট]—অব্য. কোন্‌টা ॥ তোমার্ কলম্ কন্‌নুয়া ? [<কোন্+গুয়া=টা ; তুং গো হিং]।

কন্‌নে=[কুম, ফ]—অব্য. কখন ॥ কন্‌নে তুই আইসিশ্ ? [<কখনে=কখন]।

কন্‌মুই=[চট্ট]—ক্রি.বিণ. কোন দিকে ॥ কন্‌মুই যাইবা ? [<কোন্

+মুখী=দিকে]।

কপর্ কপর্=[ফ]—ক্রি.বিণ. তাড়াতাড়ি, জলদি ॥ কপর্ কপর্ মাস্ না ধর্লে কি বড়শি বাইতে মনে লয়? [অনু.]।

কপাকপ্=[রং, সি]—ক্রি, বিণ, খুব তাড়াতাড়ি, অনায়াসে ॥ দুয়ারখানা কপাকপ্ করি লাগায়্। [অনু.]।

কপাটি=[বা]—বি. রস বাহির করার উদ্দেশ্যে ব্যবহৃত খেজুর গাছের পরিষ্কৃত অংশ ॥ কপাটি বালা কৈরা না হগাইলে রশ্ মিঠা অয় না। [দেখ কপালি ২]।

কপাত্=[পা]—বি. দুর্ভিক্ষ, হাভাত॥ [<কহত্ قحط আং]।

কপালি=[সি]—বিণ. ধনী ॥ কপালি লোক্ কারুন্ অয় বেশি। [কপাল+ই প্র.]।

২=[খু]—বি. খেজুর গাছের রস বাহির করিবার জন্য আগার দিকে কাটা অংশের নাম ॥ [দেখ কপাটি]।

৩=[য]—বি. খেজুর গাছের কতিত আবর্জনা ॥ [পূর্বে দেখ]।

৪=[পা]—বি. বৃষ্টির ঝাপটা হইতে বাঁচিবার জন্য দুই হাত প্রশস্ত ঘরের উপরের বেড়া বিশেষ ॥

৫=[খু]—বি. হিন্দু সম্প্রদায় বিশেষ ॥

কপালের চ'রা=[খু]—বি. ভাগ্য ॥ শবে কপালের চা'রার্ কথা।

কপাল্ কুড়নি=[চা]—বি. একপ্রকার পোকা ॥ কপাল্কুড়নি চিত্ কর্লে লাফ্ দেয়।

কপাল্ খোলা=[চা]—ক্রি. সাংসারিক আয় উন্নতি হওয়া ॥ তোমার্ কপাল্ এইবার্ খুইল্যা গেসে। [<কপাল(=অদৃষ্ট)+খোলা]।

কপাল্ চোদা=[রং]—বি. গালি বিশেষ ॥

কপাল্ জলা=[রং]—ক্রি. ভাল হওয়া, ভাগ্য সুপ্রসন্ন হওয়া ॥ খান্ পান্ করে না, কপাল্ত জলে ৮ [তুং কপাল্ খোলা]।

কপাল্ ফাড়া=[চা, কুম]—ক্রি. ভাগ্য সুপ্রসন্ন হওয়া, অবস্থা ভাল হওয়া ॥ তবুও এইবার্ কপাল্ ফাড়বো [< কপাল ফাটা]।

কপাল্ ফারা=[ম]—ক্রি. সুদিন আসা ॥ রাম্দাশের্ কপাল্ ফার্সে। [দেখ কপাল ফাড়া]।

কপাল্ ফুটানি=[ক]—বি. ছোট আগাছা বিশেষ ॥

কপি=[ফ]—বি. প্রদীপ ॥ [<কুপিকা]।

কপিনাশ্=[রং]—বি. বাদ্যযন্ত্র বিশেষ ॥ [<কপিনাস]।

কপির্ বিষ্=[রং]—বি. রোগ বিশেষ ॥ মোর্ কপির্ বিষ্ হৈছে। [<কফের বিষ]।

কপুর্=[বা]—বি. কাপড় ॥ কপুর্ হান্ কালা ঐয়া গ্যাচে'। [<কাপড়]।

কপ্ =[সি]—অব্য. শব্দ বিশেষ ॥ বগিয়ে কপ্ করি মাস্ দরে। [অনু.]।

কপ্কপা=[রং]—বি. এক প্রকার ব্যথা ॥ [অনু.]।

২=[পা]—ক্রি, বিণ. তাড়াতাড়ি, বেগে, শীঘ্র ॥ [অনু.]।

কপ্কপানি=[ম]—বি. হৈ হল্লোড় ॥ পুকুর্ বরা মাস্ খালি কপ্কপানি করে।

কপ্কপি=[রা]—বি. অতি আগ্রহ ॥ শব্ কাজেই এর্ কপ্কপি কেনে?

কপ্কপিয়া=[রা]—বিণ. সাংঘাতিক ॥ কপ্কপিয়া জার্।

কপ্কপ্=[সি]—অব্য. পুনঃ পুনঃ নড়াচড়ার শব্দ ॥ পুকুরে মাস্ কপ্কপ্ করের্। [ধ্বন্যা.]।

২=[সি]—বি. কোন বিষয়ে খুব আলোচনা ॥ এত কপ্কপ্ কর ক্যা? [অনু.]।

কপ্কৈল্=[পা]—বিণ. অস্থির প্রকৃতির, গোপন কথা ফাঁস করে যে ॥ [<কপি কল ?]।

কপ্চা=[রা]—বি. কবজি ॥ [< কবুযঃ قبض আং]।

কপ্চ'রি=[খু]—বি. বার্ধক্যের দুহাত দণ্ড ॥

কপ্চ'নো=[য]—ক্রি. বিদ্যুৎ চমকানো ॥ দেয়াআন্ কপ্চ'নোর্ ভাব্ করিসে।

কপ্টা=[চট্ট, নো]—বি. কুপি বাতি॥ কপ্টা ধরাও। [কুপি+টা প্র.]।

কপ্ট্যা=[রা]—বি. প্রদীপ ॥ [দেখ কপ্টা]।

কপ্প=[রা]—বি. সর্দি ॥ আমার্ কপ্প। [<কফ সং]।

কপ্পা=[চট্ট]—বি. পাখী ধরার ফাঁদ বিশেষ ॥

কপ্পাল্=[রং]—অব্য. হায় হায় ॥ কপ্পাল্, মোর্ এ্যাংকা ছাওয়া বিপথো-গেল্। [<কপাল]।

কপ্রানো=[সি]—ক্রি. লাঠি বা বাঁশের আঁখি ফেলানো ॥ এই লাঠিটা কপ্রাইয়া দ্যাও।

কপ্সি=[খু]—বি. বেশ্যা ॥ কপ্সি পাড়া। [দেখ কচ্'বি]।

কফি=[কুম]—বি. বাতি, কুপি ॥ কফিত্ তেল্ বর্। [<কুপিকা]।

কফুর্=[রা, দি]—বি. কর্পূর ॥ কফুর্ শিশির্ ভিতর্ থুয়া লাগে না হলে বাতাশে উড়ে যায়। [<কাফুর كافور আং<কর্পূর সং]।

কফ্রি কলা=[কুম]—বি. এক প্রকার কলা ॥

কবট্ দেওয়া=[কুম]—ক্রি. পার্শ ফিরা ॥ কবট না দিয়া কেও ঘুমাইতে পারে না। [<কব্বট্ হিং+দেওয়া]।

কবট্ ফিরা=[রং]—ক্রি, পার্শ্ব পরিবর্তন করা ॥ কবট্ ফিরা্যা শো। [দেখ কবট্ দেওয়া]।

কবাট্ লাগা=[খ]—ক্রি. দাঁত লাগা ॥ ঠান্ডায় একেবারে কবট্ লাগি গেসেনি। [<কপাটী লাগা]।

কবর্ খুড়া=[দি]—ক্রি. দফা শেষ করা ॥ তোর আইজ্ কবর্ খুড়িমু। [<কবর্ قبر আং]।

কবর্ হাটি=[রং]—বি. গোরস্থান ॥ [কবর+হাটি (=স্থান অর্থে)]।

কবা=[পা]—বি. কাক ॥ [<কর্বা

হিং]) ।

কবাই=[খু]—ক্রি. বিণ. কোথায় ॥ কবাই যাস্ ? [<কোন+যায়<বাগে] ।

কবাক্=[ম]—অস. ক্রি. কহিবার ॥ অয় কবাক্ ধরিলে । [<কহিবা+ক্ (সম্বন্ধের বা কর্মের বিভক্তি)]।

কবার্=[রা]—বি. কাগজের ঠোঙ্গা ॥ কবারে লবন্ দাও । [<কভার cover ইং] ।

কবি=[চট্ট, রং]—বি. কপি ॥ কোন্ কবি ন খাইস্ তুঁই ? [<কপি<কোভে couve পোর্তু.] ।

কবি কওয়া=[বা]—ক্রি. গালি দেওয়া ॥ [কবি=কবিওয়ালার রচনা] ।

কবি গাওয়া=[খু]—ক্রি. কুবাক্য বলা ॥ তুই কবি গাতি ওস্তাদ্ । [দেখ কবি কওয়া] ।

কবিতর্=[ম]—বি. কবুতর ॥ [<কবুতর کبوتر ফা.] ।

কবিদার্নি=[রং]—বি. কবি পত্নী ॥ কবিদার্নি হলি কি কবিতা লেখ্তে পারে ? [<কবি+দার دار ফা. প্র. (=কবিওয়ালা)+নি স্ত্রীবাচক প্র.] ।

কবিন্শারি=[চা]—বি. কামধেনু কবিন্শারি গাই শব্ শুময় দুদ্ দেয় । [<কপিলেশ্বরী, দেখ কব্লাশরি] ।

কবিরাযি=[কুম]—বি. জ্বালাতন ॥ পোলায় কবিরাযি আর্ বালা লাগে না ।

কবিল্যা=[পা]—বি. কবি গানের গায়ক ॥ [<কবিওয়ালা] ।

কবিল্=[কুম, সি]—বিণ. উপযুক্ত ॥ তুই এই মাইয়ার্ কবিল্ না । [<কাবিল قابل আং] ।

কবু=[রং]—অব্য. কখন ॥ কবু যাবা বাহে ? [<কভু] ।

কবুইত্=[কুম]—বি. কৈবর্ত, জেলে ॥ [<কৈবর্ত] ।

কবুলানো=[রং]—ক্রি. স্বীকার করা ॥ তুই 'জদি না কবুলাইশ্ তো তোক্ মারি ফেলাম্ । [<কবুল قبول আং (নামধাতু)+আনো প্র.] ।

২=[রা]—ক্রি. দিতে চাওয়া ॥ এই কাবের্ মাইস্যা হে আমারে দশ্ ট্যাহা কবুলাইসে । [পূর্বে দেখ] ।

কবুল্ জবাব্=[সি]—বি. গ্রহণ করা ॥ সে তার্ সোয়ামির্ দেওয়া মোহরানা কবুল্ জবাব্ করিল্ । [<কবুল قبول আং+জবাব جواب আং] ।

কবের্ আমল্=[খু]—বি. শীতের সময় ॥ কবের্ আমলে বের্ হয়ো না । [<কফ(=ঠাণ্ডা বা শীত অর্থে)+'আমল عمل আং] ।

কবো কবো করা=[সি]—ক্রি. কোন কথা নিয়া হয়া করা, তর্ক করা ॥ [=কইবো<কহিব+করা] ।

কব্=[সি]—বি. ভরতা, কবাব ॥ চ্যাং মাসের্ কব্ খুব্ বালা । [<কবাব্ كباب আং] ।

২=[চট্ট]—বি. কফ ॥ কবর্ অশুধ্ ॥ [<কফ সং] ।

কব্কবাই=[কুম]—ক্রি.বিণ. প্রচণ্ড বেগে ॥ কব্কবাই বিশ্টি পর্তাসে । [ধ্বন্যা.] ।

কব্কব্=[সি]—বি. অতিরিক্ত চর্চা, আলোচনা ॥ তার্ বদ্নাম্ লৈআ এ্যাত কব্কব্ কেন্ ? [অনু.] ।

কব্বেরাশ্=[খু]—বি. আমন ধানের নাম বিশেষ ॥

কব্বর্=[ক,পা]—বি. কবর ॥ [<কবর্ قبر আং] ।

কব্বর্ গাড়ি=[ব,রা]—বি. গোরস্তান ॥ [<কবরগাহ্ قبرگاه ফা. ; অথবা গাড়ি অর্থাৎ যেখানে গাড়া হয়] ।

কব্বির্=[চা]—বি. পোলাও নাড়িবার দণ্ড বিশেষ ॥ [<কফ্গীর کفگیر আং+ফা. ; কফ্ كف আং=করতল] ।

কব্লানো=[পা]—ক্রি. দোহরান, পুনরায় ব্যবহার করা ॥ এটা আবার্ কব্লায়া লও । [<কবুল قبول + আনো প্র.] ।

কব্লাশরি=[নো]—বি. কামধেনু কব্লাশরি গাই বেশি দুদ্ দেয় ॥ [<দেখ কবিন্শারি] ।

কব্লাশি=[ব, রা]—বিণ. কামধেনু ॥ [দেখ কব্লাশরি] ।

কমন্=[চট্ট]—বিণ. কয় মন ॥ [<ক'মন<কয়মন] ।

কমর্ ডিলা=[ম]—বিণ. দুর্বল ॥ এইডা কমর্ ডিলা মাইন্ষের্ কাম্ না । [<কমর্ کمر ফা.+ঢিলা] ।

কমলা=[পা]—বিণ. অপরিপক্ক, কাঁচা, নরম ॥ কমলা বাশ্ । [<কোমল+আ (স্বার্থে) প্র.] ।

কমল্=[সি]—বি. কম্বল ॥ এক্ কমলে শিত্ মানে না । [<কম্বল] ।

কমাক্কেলা=[রা]—বিণ. অল্প বুদ্ধি সম্পন্ন ॥ লোক্টা এক্দম্ কমাক্কেলা । [<কম্ کم ফা.+'আকল عقل আং+আ প্র.] ।

কমাল্=[ব]—বি. পুরোহিত, দলপতি ॥ [<কামিল্ کامل আং] ।

কমি=[চা, ম, কুম]—বি. ন্যূনতা ॥ আল্লার্ কাসে কিসুই কমি নাই । [<কমী کمی ফা.] ।

কমিনা=[দি]—বিণ. কৃপণ ॥ লোক্টা বড় কমিনা । [<কমীনহ্ کمینه ফা. =অধম] ।

কমিন্=[কুম]—বি. লেঙ্গুটি ॥ খেলোয়ারেরা কমিন্ পরে । [<কৌপীন] ।

কমিন্দা=[রা]—ক্রি. বিণ. কোনদিক দিয়া ॥ কমিন্দা জাইবা ? [<কোন+মুখীন, তুং সম্মুখীন+দিয়া ; দেখ কম্নে] ।

কমিন্দি=[পা]—ক্রি.বিণ. কোথায় দিয়া ॥ কমিন্দা যাব ? [দেখ কমিন্দা] ।

কমিন্দে=[ম]—ক্রি.বিণ. কোন্ পথ দিয়া ॥ [দেখ কমিন্দি] ।

কমুর্=[দি]—বি. কুমীর ॥ [<কুমীর<কুম্ভীর সং] ।

কম্=[দি]—বি. স্মরণ ॥ এ কথাটা তোমার্ কম্ থাকে না কেন্ ?

কম্কমিয়া=[দি]—বিণ. স্বল্পজ্ঞানী ॥ তুই বড় কম্কমিয়া মানুশ্ বাহে ।

কম্ খর্চি'=[য]—বিণ. মিতব্যয়ী ॥ তাইন্ কম্ খর্চি' মানুশ্। [<কম کم ফা.+খরচ্ خرچ ফা.+ই প্র.]।

কম্ খোরাকি=[সি]—বিণ. স্বল্পাহারী ॥ চ'াকর্‌ডা বর কম্খোরাকি। [<কম کم ফা +খোরাক্ خوراک ফা. +ই প্র.]।

কম্ খোর্=[ম]—বিণ. মিতাহারী ॥ কম্খোরের হায়াত্ নাকি দরায্ হয়। [<কম্+খোর خور ফা.]।

কম্ জর্শ্=[নং]—বিণ. কৃপণ ॥ [< দেখ কন্যিশ্]।

কম্ যরফ্=[সি]—বিণ. দুষ্ট, ছোট লোক ॥ [কম্ যরফ کم ظرف ফা.+. আং]।

কম্ যিগ্রা=[পা]—বিণ. অল্পপ্রাণ ॥ ইল্শা কম্ যিগ্রা মাস্। [<কম ফা.+জিগর্ جگر ফা.=যকৃৎ+আ (স্বার্থে)]।

কম্ যিল্কা=[সি]—বি. কঞ্চুলিকা, কেঁচো ॥ কম্যিল্কার্ মতন্ গরাইয়া চ'লস্ ক্যানে ? [<কঞ্চুলিকা]।

কম্ যিশ্=[সি]—বিণ. কৃপণ ॥ হেতারা বব কম্যিশ্। [দেখ কন্যিশ্]।

কম্ যে কম্=[সি]—ক্রি. বিণ. কম-পক্ষে ॥ এনাশ্টায় কম্ যে কম্ এক্ হাযার্ ট্যাহা খরচ্' ঐগে। [<কম্ সে কম্<কম ফা.—সে হিং অপদান বিভক্তি]।

কম থল্লাথল্=[রা]—ক্রি. বিণ. খুব জোরে ॥ কম্থুলাথুল্ কবে বিশ্টি আন। [অনু.]।

কম্নে=[খু]—অব্য. কোথায় ॥ কম্নে গেসিলি? [কম্বখীন+এ (অধিকরণে); কি স্থানে ক যথা কখন; তুঃ সামনে <সম্মুখীন]।

কম্ পট্=[চট্ট]—বি. মাফলার, গলা-বন্ধ ॥ কম্পট্ গলায় বান্দ গৈ। [<কম্ফর্টার Comforter ইং]।

কম্পা=[কুম,]—বি. পেঁপে ॥ কম্পা-ডা মিডা লাগে।

কম্পেট্=[য]—বি. গলাবন্ধ, মাফ্লার ॥ [দেখ কম্পট্]।

কম্ফা=[চা]—বি. পেঁপে ॥ [দেখ কম্পা]।

কম্ফেল্=[ফ]—বি. গলাবন্ধ ॥ কম্-ফেল্টা কয় টাহা দিয়া কিন্সো ? [দেখ কম্পট্।]

কম্ব=[ফ]—বি. কর্ম ॥ তোমার্ কম্ব দেইখ্যা শৈয্য অয় না। [<কর্ম]।

কম্ বক্তা=[ব]—বিণ. দুর্ভাগা, লক্ষ্মীছাড়া ॥ অমন্ কম্বক্তা আর্ নাই। [<কম্বখ্ত্ کمبخت ফা.]।

কম্বলি ওয়ালা=[চট্ট]—বিণ. কম্বলে আচ্ছাদিত ॥ [<কম্বল+বালা হিং প্র.]।

কম্বলিয়া=[চট্ট]—বি. কম্বল ॥ শিতে কম্বলিয়ার্ দর্কার্। [কম্বল+ইয়া প্র.]।

কম্বলে কম্বলে=[সি]—ক্রি. বিণ. সাথে সাথে ॥ খালি আমার্ কম্বলে কম্বলে কেনে ?

কম্বলে মুখে=[সি]—ক্রি. বিণ. অনর্থক, একবার এরূপ আবার ওরূপ ॥ আম্রা কম্বলেমুখে কথা কৈতে যানি না।

কম্বল্=[সি]—বি. মলদ্বার ॥ পোয়ার্ কম্বল্খান্ ধুইয়া দেওরে।

কম্বল্ উযাগর্=[কুম, সি]—বি. সর্বনাশ, নিঃশেষ ॥ অনালে বিনালে টেহা পৈসা খরচ্' কৈরা হেতার্ কম্বল্ উযাগর্ ঐ গেসে। [<কম্বল+উজাড় হিং]।

কম্বা=[ফ]—বি. পেঁপে ॥

কম্মহাভিল্=[ক]—বি. ভুল ॥ [কম্ম<কর্ম+বাতিল=ভুল]।

কম্ মানশ্=[য]—বিণ. নীচাশা ॥ দনি ঐলে কি ঐবো, এহাবারে কম্ মানুশ্। [কম ফা.+মানুষ]।

কম্মিক্খা=[চট্ট]—অব্য. কোন্-দিকে ॥ আমি কম্মিক্খা যাইয়ুম্ কৈ দেন্। [<কোন্+মুখে]।

কম্মে=[বা]—অব্য. কোনদিকে ॥ ঘ দিয়া যাবা কম্মে ? [<কোন্+মুহে<মুখে]।

কম্মোকার্=[বা]—বি. স্বর্ণকার ॥ কম্মোকারের্ কাসে এক্ডা আংডি বানাইতো দিসি। [<কর্মকার]।

কম্শম্=[দি]—বিণ. কিছু কম বেশী ॥ কম্শম্ তার্ হাজার্ টাকা বেতন্। [<কম+শম অনুঃ]।

কময্ যাল্=[ফ]—বি. অভাব অন-টন ॥ টেহা পয়্শার্ বড় কময্যাল্।

কয়প্=[সি]—বি. নেশা, অভ্যাস ॥ তার্ গুয়ার্ কয়প্ আসে। [<কইফ্ کیف =নেশা ; দেখ কয়াপি]।

কয়রে=[চট্ট]—সর্ব. কাহাকেও ॥ কয়রে ন দেল্। [<কাহারে]।

কয়র্=[চট্ট]—বি. কাপড় ॥ [< কাপড়]।

২=[চট্ট]—বি. কাফারি, বাঁশের তৈরী মুখাবরণ ॥

কয়া=[খু]—বি. মইয়ের মধ্যস্থ বংশ-খণ্ড ॥ মৈটার্ একটা কয়া ভাংগি গেসে।

২=[সি]—বি. ফড়িং ॥

কয়াদ্=[য]—অব্য. মত (তুচ্ছার্থে) ॥ সে কেবল্ লক্খিসাড়ার্ কয়াদ্ ঘুরি বেড়ায়।

কয়াপি=[সি]—বিণ. নেশাখোর ॥ তামাকের্ কয়াপি। [দেখ কয়প্+ ই প্র.]

কয়ার্=[চট্ট, সি]—বি. তিত্তির পাখী, মোরগ জাতীয় বন্য পক্ষী বিশেষ ॥ কয়ার্ মাংশ খাওয়া যায়।

কয়াল্=[ম, রা]—বি. হিসাব রক্ষক ॥ [<কয়্যাল کیال আং=পরিমাণকারী]।

২=[ক]—বি. এক প্রকার কড়িং ॥

কয়াশ্=[ক]—বি. অভ্যাস ॥ তোমার্ কয়াশ্ খুব খারাপ্।

কয়েত্=[কুম]—বি. খয়ের ॥ কয়েত্ সারা পান্ মযা না। [<ক্বাথ সং]।

কর্=[কুম, চট্ট]—বি. বনি ॥ কর্দিও কর্ করের্। [কর ک আং]।

কর্ ফিল্তে=[কুম]— ক্রি. বিণ. কত তারিখে ॥ কর ফিলুতে তুমি আকা

গেসিলা ?]।

কয়্চ'ান্=[পা, ম]—বি. ঝগড়া ॥ কয়্চ'ান্ করিস্ না।

কয়্ডো=[পা]—অব্য. কয়টা ॥ এ্যাহন্ কয়ডো বাবে? [কয়+ডা=টা; ঠো হিং]।

কয়্ফল্=[সি, ম]—বি. পেঁপে ॥ কয়্ফল্ খুব্ উপ্কারি।

কয়্ফি=[সি]—বিণ. নেশাখোর ॥ লোক্টা বর তামুকের কয়্ফি। [দেখ কয়াপি]।

কয়্বর্=[ম]—বি. কবর ॥ [দেখ কবর্]।

কয়্মাল্=[রং]—বি. ধ্বংস ॥ সব্ কয়্মাল্ ঐচে। [<পায়মাল پائمال ফা.]।

কয়্রা=[পা, চা, রা, ব]—বি. এক প্রকার ঘুড়ি ॥ কয়্রা উরান্ বর বালা খেলা।

২=[পা]—বি. হাত পায়ের দাগ ॥ লোহার্ কাম্ করতি করতি কয়্রা পড়্যা গ্যাসে। [<কড়া]।

৩=[পা]—বি. লৌহ বলয় ॥ চো'রের্ হাতে কয়্রা লাগাও। [<কড়া<কটক সং]।

৪=[বা, ব]—বিণ. ঘোলাটে ॥ তোর্ বেটি কয়্রা চ'কি। [<কটা]।

৫=[রা, পা]—বি. বাঁশ নির্মিত মাছ ধরিবার ফাঁদ বিশেষ ॥

৬=[রা, দি]—বিণ. কটাবর্ণ, পিঙ্গল ॥ দেখ্তে সুন্দর্ খালি চোখ্গুলাএনা কয়্রা। [<কটা; কররা হিং= বিড়ালের ন্যায় কটা চক্ষু বিশিষ্ট]।

৭=[সি]—বিণ. অপক্ক, পাকিবার পূর্বাবস্থা প্রাপ্ত ॥ কয়্রা দান্ কাট কেন্? [করবী হিং= কাঁচা ছোট আম, গ্রীনিজে]।

কয়্রান্=[পা]—বি. কৌশল ॥ কাম্ করার্ কয়্রান্ জানা চাই।

কয়াগো=[ম]—বিণ. সাদা, কটা ॥

কয়াগ্যা=[চট্ট]—বিণ. বিশেষ পকতিতে বেত দিয় বাঁধা ॥ কয়াগ্যা বেড়াত্তুন্ দোয়াধারা বেড়াত্ বেত্ বেশি লাগে।

করক্=[রং]—বি. কলের কড়ি ॥ কুমড়া গাছ্টাত্ করক্ হৈছে। [<কোরক]।

করচ=[রং]—বি. ধার, হাওলাত ॥ টাকা করচ্ কর। [=করজ<কর্য قرض আং; কা. উচ্চারণে]।

২=[রা, সি]—বি. করমচা, ফল বিশেষ ॥ <* করমদা<কর্মর্দক সং]

করচ্বেল=[রা]—বি. কৎবেল ॥ করচ্বেল খাওয়া ভাল না।

করচি'য়া=[সি]—বিণ. যে কাঁঠালের কোষ নরম থাকে ॥ করচি'য়া কাটাল্ যল্দি অযম্ অয়।

করচ'্যা মাগি বা লোরি=[কুম]—বি. কৈশোর ও যৌবনের মধ্যবর্তী বয়সের নারী ॥

করমা=[চা]—বি, এক প্রকার টক ফল ॥ করমা ডাইলে দিলে ডাইল মযা অয়। [<করমচা; দেখ করচ]।

করট্=[সি, ম, কুম, রং, দি]—বি. পার্শ্ব, দিক ॥ এক্ করটে রাইত্ গেসেগি। [<করবট کروٹ হিং]।

২=[রং]—বি. করাত ॥ [করাত<করপত্র সং]।

করট্ ফেরা=[ব]—ক্রি. পাশ ফেরা ॥ [দেখ করট+ফিরা]।

করন্দি=[ম]—বি. হলদি ॥

করন্নাথ্=[কুম]—বিণ. পা কালো ॥ করন্নাথ্ মুরগির্ গোশত্ বেশি মযা।

করপ্ করপ্=[চট্ট]—বিণ. বিচিত্র ॥ বাঘর্ গাতিত্ করপ্ করপ্ ডোরা আসে।

করব্=[চট্ট]—বি. ডোরাওয়ালা ॥ গরুর্ ডিয়াটির্ গাতত্ করব্ দাগ্ আসে।

করম্=[ম]—বি. খড়ম, কাষ্ঠ পাদুকা ॥ [<খড়ম]।

করম্বা=[কুম, ক]—বি, এক প্রকার টক ফল ॥ করম্বা খাওয়াত্ আইখ্যা লবর্ মৈসা আর্। [দেখ করচ২]।

করলি=[চট্ট]—বি. পাথরের কণা, কাঁকর ॥ চা'ইলে বৌত্ করলি মিশান্ আসে।

২=[চট্ট]—বি. নতুন শিষ ॥

করল্=[রা]—বিণ. প্যাঁচানো ॥ [<গরল]।

২=[রা]—বি. সাপের খোলস ॥

৩=[রা]—বি. বাঁশের চারা ॥ বাঁশের্ করল্ বেরিয়াছে [<কোঁড়ল<কুণ্ডল]।

করস্=[খু]—বি. কোঁচড় ॥ এক করস্ মুড়ি। [<কোড়চ (=কোঁচড়) <ক্রোড়+চ প্র.]।

করা=[ম]—বি. মাছ ধরিবার জাল বিশেষ ॥

২=[রা]—বিণ. পুরাতন, খারাপ ॥ ঘি গুলা করা হয়া গেছে।

৩=[চা]—বি. বুকের ছোট হাড় বিশেষ ॥ আমার্ করাটা বাইঙ্গা গেসেগা। [<কড়া>]।

৪=[ম]—বি. ঠাট্টা, ছেলেমি ॥ অত করা কৈর না।

৫=[ম]—বি. কলের কড়ি, ছোট গুটি ॥ কদু গাসো অনেক করা আইসে।

৬=[সি]—বি. কোষ ॥ কম্লার্ করা।

৭=[কুম, ম, চা, চট্ট, বা]—বিণ. কচি ॥ করা আম্।

৮=[সি]—বিণ. গরম ॥ রৈদ্ বর করা। [<কড়া]।

৯=[খু, দি, রা]—ক্রি. সংগম করা, সহবাস করা ॥ [অর্থ প্র.]।

করাইত্=[সি]—বি. ঘৃণা [<করাহত كراهت অথবা করাহিয়ত্ আং;]।

করাইলা=[খু]—বি. ছোট মাছ বিশেষ ॥

করাইল্যা=[চট্ট]—বিণ. ছোট, বামন ॥

করাইচ্' কাটা=[ম]—বি. কাঁটা গাছ বিশেষ ॥ চা'ষিরা করাইচ্' কাটা দিয়া খ্যাতের্ বেড়া দ্যায়।

করাইচ্'চ'া=[কুম, চা]—বিণ. কচি খাচসা ॥ করাইচ'চ'া ঝিঙ্গে খাই দিসে।

করা করা=[সি]—বিণ. খুব শক্ত ॥

দাত্‌ নাই বেটায়্‌ করা করা পিঠা খাইবো কেমনে। [<কড়া কড়া]।

করাক্‌কর্‌=[সি]—বি. কঠিন তর্ক ॥

করাচি'মা=[সি]—বিণ. অভাব, টানা-টানি ॥ ইচ'া মাসের্‌ বড় করাচি'মা।

করাট্যা=[ম]—বিণ. বাঁকা তারা, দুষ্ট বুদ্ধি সম্পন্ন ॥ করাট্যা লোক্‌।

করাদি=[চট্ট]—বি. করাত ॥ [দেখ করট্‌]।

করানো=[কুম]—ক্রি. কামড়ানো ॥ কুত্তায় করাইসে। [<কামড়ানো]।

করা পাক্‌=[সি]—বি. শক্ত পাক ॥ করা পাকের্‌ দরি বেশি দিন্‌ টিকে। [<কড়া পাক]।

করা বয়শ্‌=[কুম]—বি. কচি বয়স ॥ করা বয়শে আল্‌শেপনা কর ক্যান্‌। [<কড়া=কচি+বয়স]।

করাবাইং=[চা]—বি. ছোট বাইন্‌ মাছ ॥ [দেখ করা$_{৪}$+বাইন]।

করা বাত্‌=[নো]—বি. ঠাণ্ডা ভাত ॥ অল্‌প চা'ন্‌ডা করা বাত্‌ খাই যা। [<কড়া+ভাত]।

করায়া=[কুম]—বি. কড়াই ॥ এক্‌ করায়া ডাল্‌ নশ্‌ট ঐগেসে। [<কড়াই<কটাহ সং]।

করারি=[সি]—বি. ছোট নুড়ি পাথর ॥ করারি দি পত্‌ বানায়।

করার্‌=[কুম]—বি. শবাধার, লাশ বহনের খাট ॥ লাশ্‌ করারের্‌ উপর্‌ তোল।

করার্‌ চি'য্‌=[ম]—বি. অতি তুচ্ছ জিনিষ, মূল্যহীন বস্তু ॥ মর্‌লে এক্‌ করার্‌ চি'য্‌ও লগে যায়্‌ না। [<কড়া (=কড়ি)+চীয চীজ ফা.]।

করালি=[পা, রা]—বি. কচি আম, আমের গুটি ॥

২=[চট্ট]—বি. পোড়া দ্রব্য ॥

৩=[কুম]—বি. দাঁতের পোকা ॥

৪=[কুম]—বি. কণা ॥ এক্‌ করালি গুপারি দ্যাও।

৫=[নো]—বি. খেজুর গুড়ের দানা ॥ গুড়ে খুব্‌ করালি পরের্‌।

৬=[কুম]—বি. কাঁকর ॥ চা'ইলে করালি বরা।

করাল্‌=[কুম, চা]—বি. প্রতিজ্ঞা ॥ আমার্‌ লগে করাল্‌ কর। [<করার قرار আং]।

২=[ম]—বিণ. কচি ॥ করাল্‌ বাঁশ্‌ কাইট্‌টো না। [<কোঁড়াল<কুণ্ডল]।

৩=[নো]—বি অবসর ॥ সারাদিন্‌ আর্‌ করাল্‌ পাইলাম্‌ না। [দেখ করাল্‌]।

করি=[নো]—বি. চাউল ভাজা ॥ করি খাওন্‌ অলক্‌কিন চি'ন্‌ন।

২=[ম]—বি. মাকড়ি, কানের অলংকার বিশেষ ॥ 'কানেতে পরিল কন্যা হিরার্‌ গয়না করি'।

৩=[দি]—বি. বেলা, সময় ॥ দিন করি আছিশ্‌। [<করিয়া]।

৪=[কুম]—বি. যুবতী ॥ [কড়ি]।

করিকিশ্‌টা=[রা]—বিণ. খুব কৃপণ ॥ করিকিশ্‌টা লোক্‌টা একটা পয়সাও খরচ্‌ করুনু না। [দেখ কড়িকিশ্‌টা]।

করি ডেপা=[বা]—বি. ছোট ঢেউ ॥ করি ডেপায় কি হব, নৌকা আন্‌।

করিত্‌ কর্‌মা=[পা]—বিণ. পরিচিত, যার সাথে বনিবনা হয় ॥ [<করিৎকর্মা<কৃতকর্মা সং; অর্থ বিচ্যুতি]।

করিপত্‌=[বং]—বি. কৈফিয়ৎ, ওজর ॥ তোর্‌ এত বাজে করিপত্‌ কেনে। [<কৈফিয়ত্‌<কয়ফিয়ত্‌ کیفیت আং]।

করিবাল্‌লাই=[চট্ট]—ক্রি. বিণ. করিবার জন্য ॥ মুডারে মিডা করিবাল্‌ লাই মিডা কিনি খা। [<করিবার+লাই<লাগি<লাগিয়া(=জন্য)]।

করিবুল্‌ হালাক্‌=[সি]—বিণ. মৃতপ্রায় ॥ চো'রারে মারি করিবুল্‌হালাক্‌ করি লাইসেন্‌। [<করীব-অল্‌-হালাক قریب الهلاك আং]।

করিব্‌=[কুম]—বিণ. শেষ ॥ বয়শ্‌ করিব্‌ ঐয়া আইলো। [<করীব্‌ قریب আং=(মৃত্যুর) নিকটবর্তী]।

করিমা=[নো]—বিণ. কচি ॥ করিমা ছোঁনা (শশা)।

করির্‌ যিনিশ্‌=[কুম]—বি. চিনা মাটির জিনিস ॥ করির্‌ যিন্‌শ যল্‌দি বাইং'গা যায়্‌। [কড়ির=চীনা মাটির+جنس জিন্‌স আং]।

করিল্‌=[সি]—বিণ. বাঁশের অঙ্কুর বা চারা ॥ [দেখ করল্‌$_{৩}$]।

করিয়া=[নো]—বি. পাতিল ॥ [<কড়াই]।

করিয়া পোক্‌=[ম]—বি. পোকা বিশেষ ॥

করু=[ম]—বি. ঘর বাঁধিবার চিকন বাঁশের বাখারি বিশেষ ॥

করুইয়া=[কুম]—বি. কড়াই, মাছ ভাজিবার পাত্র ॥ [দেখ করিয়া]।

করু গা তেল্‌=[চট্ট]—বি সরিষার তৈল ॥ [<কড়ুৱা کڑوا হিং; তুং কটু+তৈল]।

করুষা=[সি]—বিণ. নষ্ট ॥ ঘিটা করুষা ঐ গেসে। [দেখ করুগা তেল্‌]।

করুনা=[সি]—বি. এক প্রকার বড় লেবু ॥ পাতি লেবু বাযারে নাই খালি করুনা।

করুতেল্‌=[সি]—বি. কাঁচা তৈল্‌ ॥ করুতেল্‌ না বুনা তেল? [দেখ করুগা তেল্‌]।

করুপ্‌=[বা]—বিণ. গাঢ় ॥ বর করুপ্‌ শর্‌দি কর্‌সে।

করুয়া=[ফ]—বি. চাটনি ॥ ধনিয়া হাগের্‌ করুয়া বেশ্‌ বালা। [<কড়ুৱা হিং=কটু]।

২=[সি]—বি. কুড়াল পাখি ॥

৩=[সি]—বিণ. বদ, গরম ॥ এগাত করুয়া মেযায্‌ কেন্‌? [দেখ করুয়া]।

৪=[নো]—বি. এক প্রকার শুকনা তরকারী ॥

করুল্‌=[কুম, ম, চা, নো]—বি. বাঁশের অঙ্কুর ॥ বাশ্‌ যারে অনেক্‌ করুল্‌ ঐসে। [দেখ করল$_{৩}$]।

২=[খু]—বি. ডাটা মাছ ॥ করুল্‌ মাছ্‌ পানির্‌ উপর্‌ হাতার্‌ দ্যায়।

করে=[সি]—ক্রি. বিণ. পিছনে ॥ তুমি আমার্ করে আইও। [<পরে]।

করেংগা=[য]—বি. বড় আকার বিশিষ্ট নারিকেলের খোল॥ এক করেংগা গুড় দ্যাও। [করঙ্গ<করঙ্ক সং]।

করেবেলা=[সি]—বি. শেষে ॥ করে-বেলা আইয়া বদ্লাই লাইবু।

কৈরে=[চট্ট,সি,রং]—বি. চাউল ভাজা ॥

২=[চট্ট, চা, কুম, নো]—বি. বৃক্ষ বিশেষ ॥

কৈরেচ'া=[নো]—বিণ. কচি॥ কৈরেচ'া

কৈরেচ্'চ'া=[কুম]—বিণ. ইঁচড়ে পাকা ॥ কৈরেচ্'চ'া পোয়াপাইন্।

কৈরেপ্যা=[চট্ট]—বিণ. চিত্র বিচিত্র ॥ গরুডা কৈরেপ্যা।

কৈরেয়া=[কুম,চা]—বি. মাছ ইত্যাদি ভাজার কড়াই ॥ [<কড়াই]।

কৈরেল্=[য]—বি. বাঁশের চারা, অঙ্কুর ॥ কৈরেল্ বাংসে কেডায় ? [<কোঁড়ল<কুণ্ডল সং]।

কৈরেল্লা=[কুম]—বিণ. ইঁচড়ে পাকা কৈরেল্লা সৈট্কাডা কৈ ?

কৈরেস্সা=[চট্ট]—বিণ. কড়া মেজাজ॥ কৈরেস্সা মাইন্শের্ আদর্ নাই।

করোই=[পা]—বি. উনুন ॥ গুরের্ করোই।

করোল্=[ব, রা]—বিণ. কচি ॥ করোল্ বাঁশ্ কেটো না। [দেখ করল্ ৩]।

২=[পা]—বিণ. প্রগল্ভ ॥ এমন্ করোল্ ম্যায়া লোক্তো আর্ দেখি নাই।

কর্=[সি]—বি. পশ্চাৎদিক ॥ তুমার্ কর্দি কেডায় থানি আইরের।

২=[চা]—বি. কাপড় ॥ আঁর কর্ নাই। [=কপর<কাপড়]।

৩=[পা]—বি. আঙুলের রেখা ॥

৪=[সি]—বি. কোমর দাগ ॥ ভর্ ধরিলে কর্ ক্যা ?

৫=[সি, ফ, রা]—বি. এক পাল্লাযুক্ত দরজা ॥ ঘরের কর্টা টানে লেন্তো না। [<কিবাড় كواڑ হিং<কপাট সং]।

৬=[য]—বি. কড়া ॥ কোদাল্ মারলে আতে কর্ পর্সে। [<কড়=কড়া]।

কর্কচ'া=[সি]—বিণ. অতিবৃদ্ধ॥ কর্কচ'া বুড়ার আবার্ বিয়া করে।

কর্কটি=[খু]—বি. কাকুড় ॥ [<কর্কটি বা কর্কটিকা সং]।

২=[খু]—বি. কাস্তে, কাঁচি ॥ [<কাটারি<কর্তরিকা সং]।

কর্করা=[রা, খু]—বিণ নুতন ॥ কর্করা টাকা দিবু তাও দিবি না ?

২=[সি]—বিণ. বেশী শুষ্ক ॥ দান্ শুকাইয়া কর্করা ঐসে। [অনু.]।

কর্করাই=[চট্ট]—ক্রি. বিণ. কর্কর্ শব্দ করিয়া ॥ [দেখ কর্করানো]।

কর্করানো=[চা, সি]—ক্রি. ডিমে তা' দেওয়ার রত মুরগির কর্কর্ শব্দ করা ॥ [<কর্কর্ ধ্বন্যা.+আনো প্র.]।

২=[চা]—অত্যধিক রাগান্বিত হওয়া ॥ এত কর্করাস্ ক্যা ? [পূর্বে দেখ]।

কর্করা ভাত্=[ব,রা]—বি. শুকনো বাসি ভাত ॥ [কড়কড়া ভাত]।

কর্করা মুর্গি=[য]—বি. ডিম-ওয়ালা মুরগী ॥

কর্কৈরা=[ফ]—ক্রি. বিণ. তাজিয়া ॥ মাল্টা কর্কৈরা আনো। [কড়কড় অনু.+ইয়া প্র.]।

কর্কা=[বা]—বি. টিনের পাত্র, তৈল রাখার ভাণ্ড ॥ কর্কা বয়া কেরোসিন্ আনো। [<করঙ্ক সং]।

২=[রং]—বি. এক প্রকার ঢোল ॥ কর্কাটা বাজাও কেনে ?

কর্কাচ'া=[সি]—বিণ. কাঁচা পাকা ॥ ই কর্কাচ'া দাম্ কাটি দিবার কেনে ?

কর্কাঠা=[পা]—বি. কাঁচা কলের কষ ॥

কর্কালা=[য]—বি. কাঁকাল ॥

কর্কুল্=[কুম]—বি. বাঁশের মূল ॥ কর্কুল্ডা বাংলো কেডায় ?

কর্কৈয়া=[কুম]—বিণ. চাটকা ॥ কর্কৈয়া পিডা।

কর্চ'া=[ফ]—বি. সরু কঞ্চি বা দড়ি ॥ চ'াল্ বান্তে কর্চ'া পাহা।

২=[সি]—বিণ. শক্ত কোষবিশিষ্ট ॥ কাটাল্টা কর্চ'া।

৩=[পা]—বি. কাশ বা কাশ জাতীয় এক প্রকার গাছ ॥

৪=[চা]—বি. ঘাস বিশেষ ॥

কর্চ'া ধরা=[চট্ট]—ক্রি. অতি বৃষ্টিতে কোন কিছু নষ্ট হওয়া ॥ বিশ্টিত্ মরিচ'র্ চ'ারা করচ'া ধরি গেইয়ে।

কর্চ'ান্=[য]—বি. গ্রাম্য দাঙ্গা বা ঝগড়া ॥ গফরের্ লগে তার্ কর্চ'ান্ লাইগ্যাই আসে।

কর্চ'া মুরি=[ক]—বি. আউশ ধান বিশেষ ॥

কর্চ'া লাগা=[চট্ট]—ক্রি. অতি বৃষ্টিতে নষ্ট হওয়া ॥ বিশ্টিত্ মরিচের্ চ'ারা গুইল্ কর্চ'া লাগি গেইয়ে। [দেখ কর্চ'া ধরা]।

কর্চালি=[রা]—বি. ছোট চামচ ॥

কর্চুল্=[রা, ব, কুম]—বি. ডাল তোলার হাতা বিশেষ, গোল চামচ ॥ [কর্ছুল হিং]।

কর্যা=[পা]—বি. হাওলাত ॥ এর্ টাকা কর্যা দাও ? [<কর্জ<কর্য قرض আং]।

কর্যাম্ভি=[চা]—বি. আমন ধান বিশেষ ॥

কর্টাই=[কুম]—বি. পানিতে কাপড় কাচার অবস্থা ॥ পানিত্ কর্টাই দিবনি ? [দেখ কর্ঠাই দেওয়া]।

কর্ঠাই দেওয়া=[চা]—ক্রি. পানিতে কাপড় না ভিজা ॥ বালুভাত্ কর্ঠাই দেয় না। [কর্ঠাই<কমর্ کمر ফা.+থাই+দেওয়া]।

কর্ডি=[য]—বি. এক প্রকার গাছ ॥

২=[রা]—বি. মাছ বিশেষ ॥

কর্দনি=[য]—বি. কোমরে বাঁধার সুতা ॥

কর্দল্ত=[রং]—ক্রি. বিণ. জোড়

হাত, বদ্ধাঞ্জলি ॥ হামি কর্দস্ত করা্যা কর্হোঁ। [<কর সং+দস্ত دست ফা. (=হাত)]।

কর্‌দা=[সি]—বিণ. ডাক দেওয়া শিখে নাই এমন ॥ কর্‌দা মোরগ্ খাতি ধাল।

২=[চট্ট]—বিণ. টুক্‌রা ॥ কর্‌দা কর্‌দা আনারশ্।

কর্‌না=[পা]—বি. চুপি, তৈলাদি তরল পদার্থ ঢালার জন্য ব্যবহৃত চোঙ ॥

কর্‌ পরা=[য]—ক্রি. ঘষা লাগার দরুন শরীরে গুটি বাঁধা ॥ নোমায় পর্‌তে পর্‌তে মুন্‌শির্ কপালে কর্‌পরসে। [কর=কড়া+পড়া]।

কর্‌পা=[ব, রা]—বি. ঝুড়ি, টুকরী।

২=[সি]—বি. কোষ ॥ কমলাত্ দশ্‌টা কর্‌পা থাহে।

৩=[য]—বি. পানের বাটা ॥ কাচে'র্ কর্‌পা দেখ্‌তে সুন্দর্।

কর্‌পানো=[সি]—ক্রি. পিয়াজ বা রসুনের খোসা ছাড়ানো ॥ পিয়াষ্ কর্‌পাও?

কর্‌পূল্‌=[চা]—বি. কর্পূর ॥ [<কর্পূর সং]।

২=[ব]—বি. গোল চামচ ॥ [<কর্‌লস্ হিং]।

কর্‌ফা=[পা]—বি. তৈল ইত্যাদি তরল পদার্থ ঢালিবার দুই মুখবিশিষ্ট চোঙা ॥ বোতলের্ মুখে কর্‌ফা দিয়ে তেল্‌টুক্ ঢাল্।

কর্‌বরি=[রং]—বি. এক প্রকার ফুল ॥ কর্‌বরি ফুল্ দেখ্‌তি সুন্দর। [<করবী]॥

কর্‌বরে=[সি]—ক্রি. বিণ. পিছন দিকে ॥ যে আকল্‌বন্দ হে কর্‌বরে খিয়াল্ রাখে বেশি।

কর্‌বি=[ব]—বি. এক প্রকার ভেষজ গাছ ॥

কর্‌বুল্‌=[কুম]—বি. কর্পূর ॥ [দেখ কর্‌পুল্]

কর্‌মা=[চট্ট, চা]—বি. কচিপাতা ॥ মরা গাছ্‌টাত্ আবার্ কর্‌মা বের্‌সে।

কর্‌মাকাটি=[রা]—বিণ. কার্যক্ষম ॥ তোর্ মত কর্‌মাকাটি আমার্ দেখা আছে। [<কর্ম+কাটি]।

কর্‌মাটিপা=[রা]—বিণ. কৃপণ ॥ তোমার্ মত কর্‌মাটিপা জগতে দেখোঁ নাই।

কর্‌মা ভাশুর্‌=[রং]—বিণ. অকর্মা, অলস ॥ তুই একেবারে কর্‌মা ভাশুর্।

কর্‌মাল্‌কাড়া=[ক]—ক্রি. প্রত্যুত্তর দেওয়া ॥ মুখে মুখে কর্‌মাল্ কাড়লে তোর্ মুখ বাংগি দিমু।

কর্‌মি=[য]—বি. ঘটক ॥ বিয়ার্ কর্‌মি আইসে। [<কর্মী]।

কর্‌রা=[চা]—বিণ. কচি ॥ কর্‌রা বরৈ খাইলে কাশ্ অয়। [<কড়া]।

২=[য]—বিণ. শক্ত ॥ দরিটা বেশ্ কর্‌রা পাকের্। [<কড়া]।

কর্‌ রাযত্‌ত=[য]—বি. স্বৈরাচারী শাসন ॥ এইডা কি কর্ রাযতত্ পাইস যে যা ইস্‌সা তাই কর্‌বা?[<অরাজক=অরাজকতা]।

কর্‌রাবাব্‌=[নো]—বিণ. যে খুব কথা বলে ॥ মাইয়াগা খুব্ কর্‌রাবাব্। [<কড়া+বাব باب ফা. প্র.]।

কর্‌ লামন্‌=[সি]—ক্রি. পশ্চাদ-পদ হওয়া ॥ আগে টেকার্ যাক্ দেহাইলো আর্ এখন্ কর্‌লামে।

কর্‌সলি=[য]—বি. চামচ ॥ এক কর্‌সলি নুন্ দ্যাও। [<করছুল হিং+ই প্র.]।

কর্‌সুল্‌=[কুম]—বি. চামচ ॥ কর্‌সুল্ খান দাও। [দেখ কর্‌সলি]।

কর্‌হিনা=[বা]—বি. ক্ষুদ্র মাছ বিশেষ ॥

২=[য]—বি. পাঁজর ॥ লাত্ মারা্যা তোর্ কর্‌হিনা বাংগ্যাল্‌বার্।

কলং=[সি]—বি. কলংক ॥[<কলংক]।

কলংগা=[কু]—বি. মাটির ঘরের দেয়ালের ছোট খাঁজ ॥ [<কুলঙ্গী বা কুলুঙ্গী]।

কল্‌দার্‌=[সি]—বি. সুফী সাধন পদ্ধতি বিশেষ ॥ [<কলন্দর قلندر ফা.]।

২=[য]—বিণ. কলঙ্কিনী ॥ কলন্‌দায়্ মাইয়া। [<কলঙ্ক ধরা]।

কলব্‌=[য, কুম]—বি. অন্তর, মন ॥ আগে কলবের্ ময়লা শাফ্ কর। [<কল্‌ব قلب আং]।

কল্‌মের বাধ্‌=[নো]—বি. সামান্য লেখাপড়া ॥ মানুশ্‌গুনের্ ভিত্‌রে মোটেও কলমের্ বাধ্ নাই। [<কলম قلم আং+বাঁধ=বাঁধুনী]।

কলম্‌=[সি]—বি. এক প্রকার শাক ॥ কলম্ শাগ্‌ও মানুশে খায়। [<কলমী <কলম্বী সং]।

কলম্‌জাদা=[দি]—বি. কাটাকাটি, overwritting ॥ দলিলে কলম্‌জাদা করা ঠিক্ নয়। [<কলম قلم আং+যাদহ্ زاده ফা.]।

কলম্‌তরাশ্‌=[সি]—বি. ছুরি ॥ কলম্‌তরাশ্ দার্ দ্যাও। [দেখ কলমের্ বাধ+তরাশ تراش ফা.]।

কলম্‌বৈর্‌=[দি]—বি. কুল ॥ হামার্ বাড়িত্ কলম্‌বৈর্ গাছ্ আছে। [কলম+বইর<বদরী সং]।

কলম্‌বর্‌=[রা]—বি. বড় জাতের কুল বিশেষ ॥ [দেখ কলম্‌বৈর্]।

কলম্‌বি=[য,ব]—বি. কলমীশাক ॥ কলম্‌বিশাক্ ভাল তর্‌কারি। [<কলম্বী সং]।

কলম্‌ বোড়া=[নো]—ক্রি. বাত্রা করা ॥ এবো কলম্‌ওতো বোড়েন্। [কলম+ বোড়া]।

কলম্‌শাখ্‌=[সি]—বি. কলমীলতা ॥ [<কলমী শাক]।

কলা=[চা, কুম]—বি. কলসি ॥ কলা বৈরা পানি আন্। [<কলসী=কলস]।

২=[চা,পা,ক]—বি. আহলাদ ॥

৩=[রং]—বি. হাবভাব, ঠাট ঠমক ॥ অঁর্ কলা দেইখ্‌লে গা বিষ্ করে। [<কলা সং]।

৪=[পা]—বি. প্রতারক, ছলনা-

কারী ॥ কলার্ কথায় ভুলো না । [পূর্বে দেখ] ।

কলাই=[ম]—বি. কলবি ॥ কলাই সাম্ ভরে ।

কলা করা=[পা]—ক্রি. কলরব করা, কোন কাজের অতিরিক্ত প্রশংসা করা ॥

২=[পা]—ক্রি. স্বার্থসিদ্ধির জন্য মিষ্ট আলাপ করা ॥ আমার কাসে কলা কর্‌য়া কোন লাব্ নাই ।

কলা খিলাম্=[রা]—বি. মেয়েলি খেলা বিশেষ ॥ [<কলা+খাওয়ান] ।

কলা গাইস্যা=[কুম]—বি. আগাছা বিশেষ ॥ খ্যাতের কলা গাইস্যাগুলা পরিশ্‌কার্ কর্ ।

কলা যাগ্=[সি]—ক্রি. বিণ. উপরা উপরি ॥ ইন্ ই কলাযাগ্ লাগি গেসে কেন্ ? [<কলা+জাগ] ।

কলাডেঙ্গা=[পা,ক]—বি. এক প্রকার ঘাস ॥

কলানো=[নো]—ক্রি. প্রচার করা ॥ হিতান্ বারি নাম্ কলাইসে । [<কওল قول আং+আনো প্র.] ।

কলাবলা=[ম]—বি. প্রলোভন ॥ কলাবলা কারে দেহাও ? [<কলা সং+বলা সহশব্দ] ।

কলাবাথি=[ম]—বি. ডিগবাজি ॥ মত্ বদ্‌লাইয়া কলাবাথি খাইব কে যানত ? [<কলাবাযি کلابازی হিং] ।

কলাম্=[ম]—বি. এক গাছের সঙ্গে অন্য গাছের জোড়া দেওন ॥ আমাদের্ একটা কলামের্ আম্ গাস্ আসে । [<কলম] ।

কলার্ কান্দার্ ঢালা=[কুম]—ক্রি. মুষলধারে বৃষ্টি হওয়া ॥ রাইত্ কলার্ কান্দার ম্যাগ্ ঢাল্‌সে । [মূলার্থ কলার কান্দির ন্যায় বৃষ্টি ঢালা] ।

কলার্ ডেক্=[সি]—বি. মোচা, কলার ফুল ॥ কলার ডেক্ রান্দিয়া খাও ।

কলার্ মোকা=[রং]—বি. কলার মোচা ॥ কলার্ মোকা কি তর্‌কারি হয় ।

কলার্ [illegible]=[পা]—বি. চাকা ॥

কলার্ ফুলব্=[ম]—বি. মোচা ॥

কলার্ লরি=[ম]—বি. কলার কাঁদি ॥ [<কলার ছড়ি=ছড়া] ।

কলার্ হাক্‌কোল্=[চা]—বি. শুকনা কলাপাতা ও উহার ডাঁটা ॥ কলার্ হাক্‌কোল্ দা বোঝা বান্দে । [<কলার+বাকল] ।

কলি=[ক]—বিণ. শয়তান, দুষ্ট ॥ সেলেটা বড় কলি । [<কলি সং ; অর্থপ্র.] ।

২=[ম]—বি. অণ্ডকোষের ভিতরের অংশ ॥

কলিংগা=[খু]—বি. দালানের গায়ে জিনিষপত্র রাখার গর্ত ॥ [দেখ কলংগা] ।

কলিকুট্টা=[চট]—বি. ঘরের চালের পুরাতন ছন ॥

কলিকেটে=[পা]—বি. কাল রঙের জন্তু বিশেষ ॥

কলিখোট্=[রা]—বি. ভূতের শ্রেণী বিশেষ ॥

কলিয়া কামুর্=[ম]—বি. ব্যাধি বিশেষ ॥ সে কলিয়া কামুরে কষ্ট পাইতাসে । [<কলীজা کلیجہ হিং+কামড়(=ব্যথা)] ।

কলিয়াকুতা=[ম]—বিণ. ভীরু ॥ কলিয়াকুতা মানুষ । [দেখ কলিজা+কুতা<কোতহ্ کوتہ ফা.=ক্ষুদ্র ; মূল অর্থ যাহার কলিজা ক্ষুদ্র] ।

কলি তামাক্=[খু]—বি. গাছের আগার তামাক ॥

কলিম্=[কুম]—অব্য. কিন্তু ॥ আমাগো বাড়ি যাইও কলিম্ । [<কহিলাম]

কলিয়া=[সি]—বি. বড় হুকা ॥ আমু কলিয়া কবি বানাও ।

কলুই=[খু, কুম]—বি. কলাই ॥ [<কলাই <কলায় সং] ।

কলুখ্=[খু]—বি. [illegible] প্রস্রাবে ব্যবহৃত মাটির ঢেলা ॥ [<কলুখ كلوخ ফা.] ।

কলুম্=[সি]—বি. গাছের ডাল কাটিয়া রোপন ॥ [<কলম] ।

২=[ম, রা]—বি. শাক বিশেষ ॥ [<কলমী] ।

কলুয়া=[রা]—বিণ. যন্ত্র বা কল চালনা করে যে ॥ কলুয়াগিরি চাকরি । [<কল+উয়া প্র.]

২=[রা]—বি. তৈল রাখার মৃৎপাত্র বিশেষ ॥ এ্যাক্ কলুয়া তৈল্ ।

কলে কলে=[সি, রং]—অব্য. কোনরূপে ॥ কলে কলে উয়ার্ নাগল্ পাইলে অয় । [<কল (কৌশল) +এ প্র.] ।

২=[সি]—ক্রি. বিণ. চুপি চুপি ॥

কলোয়ার্=[রং]—বি. পাথুরে কয়লা ॥

কলের্ গাছ্=[রং]—বি. আখ মাড়াই কল ॥

কলের্ গান্=[কুম]—বি. গ্রামোফোন ॥ [কল (=গতিশীল) সং ; কল হিং+এর গান ; গানের কল অর্থে] ।

কল্যা=[রা]—বি. উচ্ছে তরকারী [<করলা<করবেল্ল সং] ।

কলৈ=[কুম]—বি. খেসারীর ডাল ॥ [<কলাই ; কলায় সং] ।

কলোই=[নো]—বি. কলাই ॥ কলোইর্ ডাল্ দা বাত্ খাও । [দেখ কলৈ] ।

কল্=[চট, কুম]—বি. ঘুঘুপাখী ॥ [<কোয়েল<কোকিল সং অর্থ প্র.] ।

২=[ম]—অব্য. মাত্র ॥ কল্ চাইড্যা বাত্ দেইন্ । [<কেবল সং অথবা কুল্ کل আং=সমুদায়]

৩=[ম]—অব্য. কিন্তু ॥

৪=[রা]—বি. বড়শি ॥ কল্ দিয়া মাছ ধরে ।

৫=[পা]—বি. বিবাদ ॥ কল্ কর ক্যা ? [<কলহ] ।

৬=[পা]—বি. স্বস্তি ॥ বাত্তের্ চিন্তায় কোন কল্ পাই না । [=কল্ হিং =[illegible], আরাম, [illegible]] ।

৭=[খু]—বি. [illegible] প্রথম অবস্থা ॥

৮=[খু]—বি. দাগ, মরিচা ॥ কাপড়ে কল্ লাগিসে।

কল্কলি উঠা=[পা]—ক্রি. ঊর্ধ্ব শ্বাস উঠা, মৃত্যুর পূর্বলক্ষণ দেখা দেওয়া ॥ রোগিটার্ কল্কলি উঠ্যা গ্যাসে।

কল্কলে=[সি]—অব্য. আস্তে আস্তে ॥ [দেখ কলেকলে]।

কল্কল্=[দি]—বিণ. পরিষ্কার ॥ গিলাস্টা মাজি ধশি কল্কল্ করি থো। [অনু.]

কল্ কল্ করা=[পা]—ক্রি. বিরক্তিকর ইঙ্গিত করা বা গালি দেওয়া ॥ এখন্ কল্কল্ করা বেশি বাবালে বাল হবি না।

কল্কা=[চা]—বি. তাঁতের তৈয়ারী নকসী কাপড় ॥ [<কল্‌গা তু. =ফুল, মোরগের ঝুঁটি]।

কল্কাঠি=[খু]—বি. বড়শীর ফাতনা ॥

কল্কিনা=[রং]—বি. কনুই ॥ তোমার্ কল্কিনা খশ্ খশা হচে।

কল্কি ফুল্=[য]—বি. কলকির মত এক প্রকার ফুল ॥ [<কল্কী ফুল বা কল্কা ফুল]।

কল্ক্যা=[পা]—বি. তামাকের কল্কি ॥ [<কলিকা=কল্কি]।

কল্চুংগি=[সি]—বি. হাত পাখা ঘুরাইবার জন্য ব্যবহৃত চুঙ্গী বিশেষ ॥

কল্‌যা=[নো]—বি. হৃদয় ॥ 'রং-মালার্ রূপ্ দেখি বলে হায়রে হায়্, আকাশ্ থাকি চাঁন্ শুকুরের্ কল্‌যা কাড়ি যায়।' [<কলেজা হিং]।

কল্ যিব্‌রা=[সি]—বি. আলজিহ্বা॥ কল্‌যিব্‌রা গচ'া লাগি গেসে। [< আলজিহ্বা]

কল্তা=[সি, য]—বি. পক্ষাঘাত, কুষ্ঠ ॥ তার্ পায়ে কল্তা লাগ্‌সে।

কল্তানি=[ক]—বি. খায়ের রক্ত বা পুঁজ ॥ কশ্‌ত রোগির্ পা দিয়া কল্তানি পৈড়্ত্যাসে।

কল্তানো=[কুম]—ক্রি. কল্‌কল্ করিয়া বেগে ধাবিত হওয়া ॥ বাওড়া কল্তাইয়া চ'ল্‌তাসে।

২=[চা]—ক্রি. নিংড়ানো, কষ পড়া ॥ গাওড়া কল্তায়।

কল্তান্=[য]—বি. সুরুয়া ॥ ওগো কল্তান্ দিবা না?

২=[রং]—বি. খুব ডাকাডাকি ॥ ছাওয়াটা এমন্ কল্তান্ কল্তায়। [<কলতান]।

কল্তায়্ মারা=[সি]—ক্রি. পক্ষাঘাত হওয়া ॥

কল্তার্ বাতাশ্=[সি]—বি. পক্ষাঘাত রোগ ॥ হেতারে কল্তার্ বাতাশে পাইসে।

কল্থানো=[রা]—ক্রি. কাতরানো ॥ বিশের্ জালায় কল্থাচ্ছে।

কল্ পড়া=[ফ]—ক্রি. পিপাসা বা তৃপ্তি মিটা ॥ এক্‌পা চাঁউলের্ বাতে আমার্ কল্ পড়ে না।

কল্পনাথ্=[কু, চা, ফ]—বি. কালমেঘ নামীয় ঔষধ বিশেষ ॥ কল্‌পনাথ্ খাও, পিলয়া শারবো।

কল্ফাটিনা=[রা]—বিণ. কৃপণ ॥ তোমার্ মত কল্‌ফাটিনা লোকের্ কাছে আমি জাবু না।

কল্‌বল্ করা=[রা]—ক্রি. ছট্‌ফট্ করা ॥ পানির্ জনুনি এই গরমে পরানটা কল্‌বল্ করে।

কল্মা=[রং]—বি. প্রাণ ॥ তোর্ কড়া কথা মোর্ কল্মায় শয় না। [<কল্‌ব قلب আং]।

২=[রা]—বি. একটি ধানের নাম।

কল্মি=[রা, ব]—বি. কানের পাশ, চিপ ॥ তোর্ কল্মি ভাল ছাটা হয় নিকা।

কল্মি বন্‌ধু=[রা]—বি. প্রবাসী বন্ধু ॥ [<কলমীশাক+বন্ধু]।

কল্‌ম্‌হ্ ছাগ্=[চট্ট]—বি. কলমী শাক ॥ [<কলমী শাক]।

কল্লহ্=[চট্ট]—বি. গর্ভ ॥

কল্লা=[পা, ব, কুম, রং, ক]—বিণ. ঝগড়াটে ॥ অমন্ কল্লা মেয়ে আর্ দেখি নাই। [<কল্‌লা হিং (চেঁচামেচি)]।

২=[চা, চট্ট]—বি. গর্দান ॥ [<কল্লহ্ کله ফা.=মাথা]।

৩=[দি]—বি. করলা তরকারী ॥ [দেখ কল্ল্যা]।

৪=[কুম]—বি. কোলাহল ॥ পোলাপাইনে কল্লা করতাসে। [দেখ কল্লা অথবা<কোলাহল]।

৫=[ব]—বি. অন্তঃআবরণ ॥

কল্লাকাটা=[য. পা]—বিণ. দুষ্ট, দুরন্ত ॥ কল্লাকাটা গেলে। [দেখ কল্লা+কাটা]।

কল্লাকান্‌ঠা=[পা]—বিণ. অতি দুষ্ট প্রকৃতির ॥ লোক্‌টা বড়ে কল্লাকান্‌ঠা। [দেখ কল্লাকাটা]।

কল্লা দরাষ্=[সি]—বিণ. যে অভদ্র ভাবে গুরুজনের কথার পালটা জওয়াব দেয় ॥ [<দেখ কল্লা+দরাষ دراز ফা.=মাথাউঁচু]।

কল্লানি=[ফ]—বি. হাটবাজারে লোকের শোরগোল ॥ হাটের কল্লানি শোনা যায়। [দেখ কল্লা৪+নি প্র.]।

কল্লামি=[পা]—বি. ঝগড়া ॥ কল্লামি কর ক্যা? [দেখ কল্লা+মি প্র.]

কল্লি=[কুম]—বি. কোর্তার একাংশ ॥ কোর্তার্ চারটি কল্লি থাকে। [<কলি হিং]।

২=[রা,পা]—বি. করলা তরকারী ॥

৩=[কুম]—বি. পুরুষাঙ্গের অগ্রভাগ ॥ [<কলি সং; অর্থ প্র.]।

কল্লিদার্=[য]—বিণ. পোষাকের ছাঁট বিশেষ ॥ কল্লিদার্ টুপি। [দেখ কল্লি+দার ফা. প্র.]।

কল্লিশ্=[নো]—বি. কুকশাল ॥ কল্লিশে রক্ত টানে। [=কাক্‌লাশ <কৃকলাশ]।

কল্লে=[খু]—বি. কলকি ॥ কল্লেডা দাও একু টান্ দিয়া যাই। [<কল্কে =কলিকা]।

কল্ল্যা=[বা]—বিণ. চালাক ॥ সেমোটা বড় কল্ল্যা।

কল্লো=[রং]—বি. কৌশল, ফাঁদ ॥

কল্শা=[রং.]—বি. চোয়াল ॥ বড়্শি মাছটার্ কল্শায়্ আট্কাইছে। [=কান্সা<কণ্ঠা]।

কল্শোকা=[রা]—বি. মাছের কানকো ॥ কৈ মাছের্ কল্শোকা ফেলে দ্যাও।

কল্হি=[কুম]—বি. কলকি ॥ কলহিতে আগুন্ দ্যাও। [কলকি]।

কশর্=[রং]—বি.এক প্রকার ঘামাচি ॥ শারা গাও খানিত্ ছাওয়াটার্ কশর্ বেরাইছে।

২=[চা]—বি. প্রতিশোধ ॥ মাইর‍্যা আমার্ টেকার্ কশর্ উঠাইয়া লমু। [<খসার: خسارہ আং]।

৩=[চা]—বি. ঘাট্তি, ধর্তি ॥ এক্ মোন্ পাড়ে দুইশের্ কশর্ দিতে ঐব। [<কসর্ قصر আং]।

৪=[কুম]—বি. সুদ ॥ [কসর كثر আং=আধিক্য]।

কশল্লা=[কুম]—বি. দুঃখ ॥ বেওযা মায়্যা লোক্টা যবর্ কশল্লা বুগ্তাসে। [<কসালা হিং]।

কশা=[কুম, নো, ফ, চা]—বি. কোষ্ঠ বদ্ধতা, রোগ বিশেষ ॥ এমন্ কশা ঐসে যে কয়্দিন্ দৈর‍্যা পায়্খানা অয় না। [<কষা <কৃষ্ধাতু সং]।

২=[কুম]—বি. শক্ত ॥ পিরাগুড়া গাউত্ কশা ঐসে ॥

৩=[চট্ট, ফ, পা, রা, রং]—বিণ. কৃপণ ॥ হিত বর্ কশা গাউর্। [পূর্বে দেখ]।

কশানি =[রা]—বি. জোর চাপ ॥ মাথার্ রশিত্ কশানি দ্যাও। [<কষা +আনি প্র.]।

২=[রা,ব]—বি. রস, কষ ॥ ঘায়ের্ কশানি পড়ে ॥

কশানি করা=[রা, ব]—ক্রি. শাসন করা ॥ কশানি না কর্লে সে টাকা দিবে না।

কশানো=[চট্ট]—ক্রি. তরকারিতে তেল ও মশলা দিয়া জাল দেওয়া, শুষ্ক করা ॥ মাসুগুইন্ ভাজা করি কশাই লাও। [<কষানো]।

২=[য]—ক্রি. শুষ্ক হওয়া ॥ শরিল্ কশি গেসে বলেই সব্ হচে'।

৩=[সি]—ক্রি. ভুল করা ॥

৪=[রং]—ক্রি. পিটানো, মার দেওয়া ॥ মন্টায় কয়্, শালাক কশো।

৫=[রং]—ক্রি. পড়া, মন্ত্রপুত করা ॥ পানি কশি দ্যাও।

কশান্=[ব, দি, রা]—অব্য. কখন, কোন্দিন, কবে ॥ তুই হামাক কশান্ টাকা দিবু?

কশা পরা=[চা]—ক্রি. কোষ্টকাঠিন্যের ভাব হওয়া ॥ দুইদিন্ দৈরা আমার্ খুব্ কশা পর্সে। [<কষা পড়া]।

কশি=[রং]—ক্রি.বিণ. খুব জোরে, বেগে, পেট পুরিয়া ॥ কশি ভাত্ খাও। [<কষিয়া]।

কশিদম্=[কু]—বি. চোখ রাঙানি, রাগ ॥ অত কশিদম্ কর্লি আর্ টিক্ব কি করি?

কশিদা=[ম]—বিণ. অত্যন্ত ॥ কাপর্ডা কশিদা কালা ঐ গেসে।

কশুর্=[কু,পা]—বি. ইক্ষু ॥ [<কুশর সং]।

২=[পা]—বি. ভুল, ওজনে সামান্য কম ॥ তোমার দাড়ির্ মাপ কশুর্ ঐসে। [<কসুর قصور আং]।

কশে মায়ে=[য]—ক্রি. বিণ. কষ্টেস্বষ্টে, আপ্রাণ চেষ্টা করিয়া ॥ সে কশে মায়ে বি. এ. পাশ্ করিসে। [<ঘষে মেজে=ঘষিয়া মাজিয়া] ॥

কশ্যা=[রা]—ক্রি. বিণ. শক্ত করিয়া ॥ দড়িডা কশ্যা ধর্। [<কষিয়া]।

কশো=[পা]—বি. মাটির চাক্নি ॥

কশোন্=[খু]—বি. পীড়ন ॥ [<কষন<কষ্]।

২=[বা]—বি. বাবলা গাছের ফল ॥ গরু খুব্ কশ্ খায়্।

৩=[সি]—বি. শাখ, ফল বিশেষ ॥

৪=[খ]—অব্য.হঠাৎ ॥ কশ্ কৈর‍্যা হে আইর‍্যা পর্লো। [অনু.]।

৫=[পা]—বি. অভ্যাস ॥ তামুকের্ কশ্ মোর্ নেই।

৬=[সি]—বি. কালি ॥ কলমুআর কশ্ নাই।

কশ্কোটা=[রা, দি]—বি. কচি, যাহা খাইতে কষ্টা লাগে ॥ কশ্কোটা আম্ শর্বি মজা না।

কশ্‌ট বেদ্না=[চা]—বি. প্রসব ব্যথা ॥ বৈমনের্ আইয দুই দিন্ দৈর‍্যা কশ্‌ট বেদ্না উঠ্সে। [<কষ্ট+বেদনা]।

কশ্‌ট ভাব=[রং]—বি. প্রসব বেদনা ॥ উনার্ মাইয়ার্ বোলে কশ্‌ট ভাব ঐছে। [<কষ্ট ভাব]।

কশ্‌ট মশ্‌ট=[পা]—ক্রি. বিণ. কষ্ট স্বষ্ট, অনেক সাধ্য সাধনা ॥ কশ্‌ট মশ্‌ট কৈরা দেখ্চে' কাম্ডা অয় নাকি? [<কষ্ট+মশ্‌ট অনু:]।

কশ্টা=[দি, রা]—বিণ. বিস্বাদ ॥ কাঁচা পেয়ারা খুব্ কশ্টা। [<কষাটিয়া=কষাটে]।

২=[ম, পা]—বিণ. কাঁচা, অপক্ক ॥ ফল্টা কশ্টা। [পূর্বে দেখ]।

৩=[রং]—বিণ. তেতো ॥ নিমের্ পাতা কশ্টা। [পূর্বে দেখ]।

৪=[দি]—বি. পাট ॥ [<কোষ্টা]।

কশ্টা কশ্টি=[দি]—বি. অস্থিরতা, টানাটানি ॥

কশ্টি=[দি]—বি. দুঃখ ॥ খালি কশ্টি জাহ্চে মোর্। [<কষ্ট]।

কশ্টিয়া=[দি, রং]—বিণ. কৃপণ লোক।

~টিয়া নাগা=[রং]—বিণ. কৃপণ ॥ তোমার্ মত আর্ কশ্টিয়া নাগা দেখোঁ না।

কশ্টিয়া পরা=[রং]—বিণ. কৃপণ ॥

~টিয়ার্ হদ্দ=[রং]—বিণ. কৃপণের চুড়ান্ত ॥ তুই একটা কশ্টিয়ার্ হদ্দ। [দেখ কশ্টিয়া+হদ্ حد আং]।

কশ্টে মশ্টে=[রং]—ক্রি. বিণ. কোনক্রমে ॥ [<কষ্টে+মশ্টে অনু:]।

কশ্পি=[রং]—বি. বেশ্যা ॥ [<

কসবি کسبی হিং<কস্‌ব کسب আং =পেশা]।

কশ্‌বি=[সি]—বি. বেশ্যা ॥ [দেখ কশ্‌পি]।

কশ্‌মি=[চট্ট]—বি. বেশ্যা, গণিকা ॥ [দেখ কশ্‌পি]।

কশ্‌শাই=[চট্ট]—বি. ইজারায় জমি চাষ ॥ বর্‌গা ন দি কশ্‌শাই দিলে নগদ্ টেয়া পাইবি।

কশ্‌শি=[রং]—ক্রি. বিণ. পেট ভরিয়া ॥ মাছ্ দি কশ্‌শি ভাত্ খায়ে ন্যাও। [=কষি<কষিয়া]।

কসম্=[য]—বি. সদৃশ ॥ এ্যাকেশর্ চা'ইল্ দরে এই কসমের্ এ্যাক্‌টা পাতিল্ দ্যাও। [<কিস্‌ম قسم আং]।

কসর্=[য]—বি. ন্যূনতা, কমতি ॥ [<কসর্ قصور আং]।

কসল্‌লা=[নো]—বি. করুণ ভাবে প্রাণ পণ চেষ্টা ॥ [দেখ কশল্‌লা ; অর্থ প্র.]।

২ =[চট্ট]—বি. কষ্ট, যন্ত্রণা, কাতরতা ॥ হিতার্ কসল্‌লার্ শিমা নাই। [দেখ কশল্‌লা]।

কসা=[সি]—বিণ. টানাটানি ॥ খাওয়াডা কিন্তু কসা ঐলো। [দেখ কশা]।

কসারত্=[সি]—বি. লোকসান, ক্ষতি ॥ কার্‌বারে কসারত্ গেসে। [<খসার: خسارة আং]।

কসালন্=[চা]—ক্রি. বি. মন্থন ॥ [<কচলান]।

কসি=[য]—বি. খিল ॥ চিঁ'য়ার্‌ডার্ পায়ার্ এ্যাক্‌টা কসি নাগাও।

২=[চট্ট]—বি. ডালা ॥

কসুটা=[সি]—বি. মালকোঁচা ॥ কসুটা মাইরা দৌর্ দে। [<কাছটি <কচ্ছটিকা সং]।

কসুড়ি=[চা]—বি. কচুরি পানা ॥ কসুড়ি বরা পুকৈর্।

কসুয়া=[সি]—বিণ. সবুজ ॥ কসুয়া রংগের্ শাড়ি।

কসুরি=[চট্ট]—বি. দোষ, ত্রুটি, অপরাধ ॥ আঁর্ কসুরি কি? [দেখ কসুর্+ই প্র.]।

২=[কুম, নো]—বি. অবহেলা ॥ লেহাপরায় কসুরি কৈর না। [পূর্বে দেখ]।

কসুর্=[ফ]—বি. ওজনের অতিরিক্ত ॥ শোয়াশের্ কসুর্ দিলাম্। [দেখ কশর্]।

২=[নো]—বি. চামচ ॥ সালুনের্ লাই কসুর্ দে।

কসেল্‌লা=[ফ]—বি. কষ্ট, বিপদ ॥ [দেখ কশল্‌লা]

কস্‌তারি=[কুম]—বি. কচুরি পানা ॥

কস্‌তুরি=[য]—বি. ছোট চামচ ॥

কস্‌সব্=[চট্ট, নো]—বি. খালাসি ॥

২=[বা]—বি. কচ্ছপ ॥ [<কচ্ছপ]।

কস্‌সা=[নো]—বি. সবুজ ॥ কালা মাইয়া হোলারে কস্‌সা কাপরে মানায়। [<কচচা হিং]।

২=[খু, য]—বি. ঝিঁ ঝিঁ পোকা ॥

৩=[চট্ট]—বি. খড় জড় করিবার লাঠি বিশেষ ॥

কহন্=[চা]—বি. কথা ॥ তোমার কহন্ তুমি কও। [<কথন]।

কহন্‌দা=[চা]—ক্রি. বিণ. কোনখান দিয়া ॥ আমি অন্‌দরে যামু কহন্‌দা। [<কোন্‌খান+দিয়া]।

কহর্=[চা, কুম, চট্ট]—বি. গজব, অভিশাপ ॥ [<কহর্ قهر আং]।

২=[য]—বি. রোষ, রাগ ॥ তার্ কহর্ ঐতে বাচা দায়। [দেখ কহর্]।

৩=[চা, কুম]—বি. দুর্ভিক্ষ ॥ 'যদিও আশে কহর্, না সারিও শহর।' [দেখ কহর্]।

কহর্ পরা=[চা]—ক্রি. কড়া পড়া, কাল দাগ হওয়া ॥ আমার আড়ুডায় কহর্ পৈর্যা গেসে। [<কড়<কড়া +পড়া]।

কহানে=[য]—অব্য. কখন ॥ তুই কহানে যাবিনি? [<কখনে=কখন]।

কহাবেহা করা=[রা]—ক্রি. ছট্‌ফট্ করা ॥ [অনু.]।

কাহি=[চা]—বি. চিকিৎসা, তরকারি বিশেষ ॥

কহিবা=[দি]—ক্রি. বিণ. বলিতে ॥ ওক পুছিলে ওক্ কিছুই কহিবা পারে না। [<কহিবার]।

কহিলাঁরে=[দি]—অব্য. বলিয়া আসিলে না কেন ॥ তোর্ বাপক্ কহিলাঁরে, ফুঁটে গেছে অও?

কহুন্=[পা]—অব্য. কখন ॥ কহুন্ খাইবা? [<কখন]।

কহুবা=[রা]—বি. উদাস ॥

কহুল্=[য]—বি. তামাকের ফুল ॥ কহুল্ না বাংলে বালা তামাক্ অয় না।

কহ্যা=[রা]—অব্য. বলিয়া (এই জন্য অর্থে) ॥ তোক্ পায় কহ্যা হামি খুশি হয়্যাছি। [<কহিয়া=বলিয়া]।

কহো=[পা]—বি. পাঞ্জাবী, জাতি বিশেষ ॥

কহোন্=[খু]—অব্য. কখন ॥ [<কখন]।

কহ্‌লে=[নো]—বি.কলকি ॥ উহোর্ মাথার্ কহ্‌লে কনে? [<কলকে]।

কা=[চট্ট]—অব্য. <কেন ॥ ডাক্‌লাম্ আলা না কা ?

কাঅচ্‌'=[চট্ট]—বি. <কাগজ ॥

কাঅর্‌=[চট্ট]—বি. কাপড় ॥ ধোআরে কাঅর্ দে। [<কাপড় <কর্পটঃ সং ; অর্থ প্র.]।

কাআইল্‌=[নো]—বি. কাঁখ ॥ কাআইলে দুক্ পাইসি। [<কাঁকাল< কক্ষ সং+আল স্বার্থে প্র.]।

কাআত্‌=[চট্ট]—বি. দুর্ভিক্ষ, অনটন ॥ ইবার্ দেশত্ কাআত্ পরিয়ে। [< কাহাত্ <কহত্ قحط আং]।

কাআলিশ্‌=[গি]—বি. আচিলের ন্যায় ক্ষুদ্র কীট বিশেষ ॥ কাআলিশের্ মতন্ অম্‌নে আঁর্ দিকে চাই রৈসেন্ ক্যা ?

কাই=[চা]—তরকারী বিশেষ ॥ তোবা কাই দিয়া খাইতে বালা।

২=[চট্ট]—বি. <কাকী ॥

৩=[পা]—বি. তর্কবিতর্ক ॥ [< কবি ; অর্থপ্র.]।

৪=[ম]—বিণ. ভিজা ॥ [<কাথ সং ; অর্থ প্র.]।

৫=[রং]—সর্ব. কে ॥ আমার্ কথাটো কাই দেখে। [<কোহি সং]।

৬=[ম]—ক্রি. বিণ. কোথায় ॥ কাই যাবু ।[<কহিঁ প্রাং <কস্মিন্ সং]।

৭=[কুম]=বি. এক প্রকার পাট ॥

৮=[চা, পা, রা]—বি. হুকার ভিতরের ময়লা বা ক্ষার ॥ শিক্ দিয়া হুক্‌কার্ কাই সাফ্ কর্। [দেখ কাই$_{৪}$]।

৯=[সি]—বিণ. নরম ॥ বাত একেবারে কাই, ঐগেসে। [দেখ কাই$_{৪}$; অর্থ প্র.]।

১০=[সি]—বি. চাকনি ॥ কাই দি পাতিল্ ডাক্।

১১=[পা]—বি. তেল চিটকা, চাবড়ার উপর জমাট বাঁধা তৈলাক্ত ময়লা ॥ [দেখ কাই$_{৪}$; অর্থ প্র.]।

১২=[নো, রা, চা, ম]—বি. চালের গুড়া পানিতে মিশাইয়া পিঠার জন্য তৈরী মণ্ড ॥ [দেখ কাই$_{৪}$]।

১৩=[সি, কুম]—বি. চিরুণি ॥ [কাঁকই (<কঙ্কতিকা সং)]।

১৪=[পা]—বিণ. চটিয়া লাল ॥ লোক্‌টা আমার্ উপ্‌রে চ'ট্যা কাই ঐসে। [দেখ কাঁইচ্]।

১৫=[পা]—বিণ. মিথ্যাবাদী ॥ [দেখ কাইয়া]।

কাই আদার্‌=[কুম]—বি. খুব ভোর ॥ কাই আদারে যেলা দিমু। [<কাক +ই প্র.+আঁধার< অন্ধকার ; অর্থ প্র.]।

কাইওল্‌=[খু]—বিণ. মোটা ॥ লোক্‌টা যেন আস্‌ত কাইওল্। [দেখ কাইল্ ; অর্থ প্র.]।

২=[বা]—বি. ভানিবার ধান যাহাতে ছড়াইতে না পারে তজ্জন্য মাটির তৈরী বেড় (প্রায়ই আগলা, এবং কখনো সংলগ্ন থাকে) ॥ কাইওলে দান্ দ্যাও। [পূর্বে দেখ]।

কাই করা=[পা]—ক্রি. অন্যায়ের পক্ষ নিয়া ঝগড়া করা, পক্ষপাতিত্ব করা ॥ দেখ কাই$_{৩}$+করা]।

কাইকা দান্‌=[চা]—বি. এক প্রকার ধান ॥

কাইকারাবি=[ম]—ক্রি. বিণ. খুব অভাবের ভিত্‌র দিয়া ॥ কাইকারাবি কৈরা সংসার্ চালান্ বর মুস্‌কিল্। [<ক্ষয়+খরাব خراب আং+ই প্র.; তুং খাইখালাসী ; অর্থ প্র.]।

কাইকি=[চা]—বিণ. শক্ত, দৃঢ় ॥ যে কাবে কর, কাইকি বহন্ কর।

কাইক্যা=[চট্ট]—বি. বাঁশের তৈরী বেহালা ॥

কাইক্‌=[কুম, সি]—বি. পদক্ষেপ, কদম ॥ তুমি বর কাইকে আছ।

কাইক্‌ক=[কুম]—বিণ. ছিপ্‌ছিপে লম্বা (ব্যঙ্গার্থে) ॥ [কাইক্‌কা নামক মাছের ন্যায় লম্বা]।

কাইক্‌কা মাছ্‌=[চা, চট্ট, কুম, ম]—বি. লম্বা ঠোঁট ও শরীর বিশিষ্ট মাছ ॥ কাইক্‌কা মাস্ তত খাদের্ না।

কাইক্‌রা=[পা]—বিণ. খেলার সময় ঝগড়া করে যে ॥

কাইক্‌লা=[চা]—বি. একটি ধানের নাম ॥

কাইখাল্‌=[বা]—বি. ঢেঁকিতে ধান ভানার জন্য ব্যবহৃত মাটির গর্ত ॥ কাইখালে দান্ দ্যাও। [দেখ কাইল্]।

কাইগ্‌=[ম]—বি. পদক্ষেপ ॥ দশ্ কাইগ্ গেলে রাস্‌তা পাইবা। [দেখ কাইক্]।

কাইচ'া=[চা]—বি. কাছিম ॥বর্‌মনরা কাইচ'া খায়। [<কছুয়া <কছুবা ﻛﭽﻮﺍ হিং<কচ্ছপ সং]।

২=[চট্ট]—বি. কর্ণফুলীর নদীর অপর নাম।

৩=[চট্ট]—বি. কাঁচ ॥ কাইচ'ার্ মতন্ অর্ রং। [দেখ কাঁইচ্]।

৪=[রা]—বিণ. ছোট ॥ কাইচা মাছ্। [কচি+ইয়া প্র. ; অর্থ প্র.]।

৫=[ম]—বি. কিনারা, পিছন ॥ গরের্ কাইচ'াত্ কুরাল্‌ডা, লৈয়া আয়্। [<কাছা<কচ্ছ<কক্ষ সং]।

কাইচ'ানিচ্‌'=[সি]—ক্রি.বিণ. কষ্ট অনুভব ॥

কাইচ'্যা=[চা]—বি. ছোট বোয়াল মাছ ॥ [দেখ কাইচা$_{৪}$]।

২=[রা, দি]—বি. ধান কাটার দা বা কাস্তে ॥ কাইচ্যাটার্ ধার্ না দিলে ধান্ কাটা যাবো না। [কাঁচি+ইয়া প্র.]।

কাইচ্‌'=[পা]—বি. কাজল ॥ দেখ কাইচ'া]।

২=[চা,বা]—বি. কুঁচ, গুঞ্জাফল ॥ শোনা মাপ্তেকাইচ্ লাগে।[দেখকাঁইচ্]।
৩=[বা]—বিণ. অপরিপুষ্ট ॥ [দেখ কাইচা$_4$]।
৪=[চট্ট]—বি. জমির আলেরকাঁটা॥
৫=[সি]—বি. রত্তি ॥ এক কাইচ্' শোনা নাই, যকাত্ কিওর্? [দেখ কাঁইচ্ ; অর্থ প্র.]।।
৬=[ক]—বি. গরুকে খাওয়াইবার ঘাস বিশেষ॥ যমিন্‌ডায় কাইচ্' ফালাইসো কতডু?

কাইচ্ 'কন্যা=[চট্ট]—বিণ. তরুণী, যুবতী ॥ [<কাঁচি<কাঁচা+কন্যা ; অর্থ প্র.]।

কাইচ্ 'কলা= [চট্ট]—বি. <কাঁচ কলা ॥

কাইচ্'গ্‌লা=[চট্ট]—বি. কুঁচ, গুঞ্জা ফল ॥ [দেখ কাঁইচ্+গুল<গুটা (<গুটিকা)]।

কাইঝল্=[ম]—বি. কলাগাছের মধ্যভাগ ॥

কাইঝল=[ম]—বি. কলাগাছের মধ্যভাগ ॥ [<কিঞ্জল সং ; অর্থ প্র.]।

কাইঝা=[চট্ট]—বি. গোলা ॥ কাইঝাত্ ধান্ তোল্। [<কাইঝ্যা<কাঞ্জ<গঞ্জ گنج ফা.]।

কাইঝালা=[ফ]—বি. উৎপাত ॥ এখন্ কাইঝালা কর্‌লি মার্ খাবি কিন্‌তু। [দেখ কাই$_3$+আলা]।

কাইঝ্‌নাইঝ্যা=[ম]—বি. সামান্য অন্ধকার ॥ কাইঝুনাইঝ্যার্ মধ্যে বাতি লাগে না। [<কাক+জোনাকি+ইয়া প্র.]।

কাইঝ্যা=[চা,ক]—বিণ. নষ্ট, খারাপ ॥ মুরগির আন্ডা কাইঝ্যা। [দেখ কাঁজি; অর্থ প্র.]।

কাইঝ্‌বা=[চট্ট]—বি মৌজুদ করার জায়গা ॥ ধান কাইঝ্‌বায় রাখ্। [দেখ কাইঝা]।

কাইঝ্=[চা]—বি. এক প্রকার ছোট গোটা ॥ কাইঝ্ দিয়া তস্‌বি বানায়। [দেখ কাঁইচ্]।

কাইটাল্=[ক]—বিণ. কৃপণ, সংকীর্ণ মনা ॥ [কাইট<কাপটিয়া (<কৃপণ সং)+আল প্র.]।

কাইট্যা=[ফ]—বি. ফড়িং ॥ এ বসর্ দানে খুব্ কাইট্যা ধরিসে। [<কাইট (<কীট সং)+ইয়া প্র.]।

কাইট্=[পা]—বি. তৈলের ময়লা ॥ তেলের্ মধ্যি এত কাইট্ ক্যান্? [<কিট্ট সং]।
২=[রং]—বি. তলানি ॥ শরিশার্ তেলের্ বোতলে কত কাইট্ জমিছে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাইট্‌টা=[বা]—বি. পাটখড়ি ॥ [<কাঠি+ইয়া ; অর্থ প্র.]।
২=[কুম]—অস. ক্রি. কাটিয়া ॥ আমারে কাইট্‌টা ফালাইলেও মিসা কতা কৈতাম্ না। [<কাটিয়া]।

কাইট্‌ট্‌শ্=[কুম]—বি. শাক বিশেষ॥

কাইঠা=[চা]—বি. এক প্রকার ছোট জাতের কাছিম ॥ হিন্‌দুরা কাইঠা খায়। [<কাঠুয়া<কমঠ সং]।
২=[পা]—বি. এক প্রকার কীট ॥ কাইঠা দানের্ পাতা খাইয়া বাচে। [দেখ কাইট্যা]।

কাইঠা চি'রা=[ম]—বিণ. কাঠের মত শক্ত ও শুকনা চিড়া ॥ কাইঠা চি'রা চি'বাইতে চি'বাইতে চা'পা বিশ্ করে। [<কাঠ+ইয়া প্র.+চিড়া]।

কাইঠ্যা=[রা]—বিণ. শক্ত, তেজহীন॥ গরুটা একেবারে কাইঠ্যা। [<কাইঠ<কাঠ<কাষ্ঠ সং+ইয়া প্র.]।
২=[রা]—বিণ. কৃপণ ॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।
৩=[চা]—বিণ. কুঁড়ে, অলস ॥ লোক্‌ডা বর কাইঠ্যা। [পূর্বে দেখ]।

কাইডা=[চা]—বি. ঘরের বা অন্দর মহলের পশ্চাদ্‌ভাগ ॥ কাইডার্ পুটেগরে অনেক্ মাস্ আসে। [<কানাটিয়া<কানাত(<কনাত قنات তু.)+ইয়া]।

কাইড্যা=[চা]—অস. ক্রি. কাটিয়া ॥ কাইডড্যা ফালাইসে। [<কাটিয়া]।

কাইড্=[রা]—বি. গরুর মুখের মুখবন্ধ ॥ [দেখ কাপাকি]।

কাইতন্=[ম, কুম]—বি. কোমরে দেওয়ার কালো সুতা ॥ [<কয়তুন্ قيطون তু.]।

কাইতা=[রং]—ক্রি. বিণ. কাৎ,কোনাকুনি ॥ একটু কাইতা ভাবে ঘরত্ ঢুকিস্। [<কাৎ+আ প্র.]।
২=[দি]—বি. তরকারি বিশেষ ॥ কাইতার ভাজি মন্দ লাগে না খাইতে।
৩=[ম]—বি. মাদুর বিশেষ ॥

কাইতাই=[কুম]—বি. হাউমাউ, চীৎকার ॥ ঘরে কাইতাই করে। [অনু.]।

কাইতাড়ি=[রা]—বিণ. কার্তিক মাসের ॥ 'কাইতাড়ি ঝড়ে, কাউয়া বগ্ মরে'। [<কাতি(<কার্তিক)+আড়ি প্র.]

কাইতান্=[ম]—বি. কালো সরু ফিতা ॥ গ্যাদার্ লাইগা এক্‌হাত্ কাইতান্ আইনো। [দেখ কাইতন্]।
২=[ম]—বি. কার্তিক মাসে কয়েক দিনের টিপ্ টিপ্ বৃষ্টি ॥ [<কাতি(<কার্তিক)+আন প্র.]।

কাইতে=[ফ]—অস. ক্রি. <কাশিতে ॥ কাইতে কাইতে যান্‌ডা গেল্।

কাইতের্ উপর্=[চা]—ক্রি, বিণ. হাতের উপর (ভর করিয়া) ॥ আস্‌তে কাইতের্ উপ্‌রে শুইয়া থাক্। [দেখ কাইত্+এর(বিভক্তি)+উপর]।

কাইত্যা=[ম]—বি. বাঁশের তৈরী চাটাই ॥ [দেখ কাইতা$_3$]।
২=[চট্ট]—বিণ. একদিকে ডুবোডুবো ॥ [<কাৎ+ইয়া প্র.]।

কাইত্যানি=[চট্ট]—বি. হিন্দুদের পর্ব বিশেষ ॥ কাইত্যানিতে হিন্‌দুরা পান্‌তা খায়। [<কাতি(<কার্তিক)+আনি প্র.]।

কাইত্=[চা]—বি. মৃত্যু ॥ আমি কাইত্ ঐলে কি অবস্থা ঐব? [<কাৎ ; অর্থ প্র.]।
২=[চট্ট]—অব্য. দিকে ॥ আর্‌নার্ কাইত্ চাই, আঁই তোঁয়ারে মাফ্ কর্‌বি। [পূর্বে দেখ ; অর্থ প্র.]

৩=[কুম]– বিণ. তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন [<কায়েত<কায়স্থ ; অর্থ প্র.]।

কাইত্ অওয়া=[ফ]—ক্রি. হওয়া ॥ এতদিনে কাইত্ ঐসে। [<কাৎ+হওয়া ; অর্থ প্র.]।

কাইত্‌তন্=[কুম]—বি. অল্পক্ষণ শোয়া ॥ খাইবার্ পর্ একটু কাইত্‌তন বালা। [<কাৎ+হওন=হওয়া]।

কাইত্‌তা=[ম]—বি. পাটি ॥ পাইত্তারা শুন্দর্ শুন্দর্ কাইত্তা বানায়্। [দেখ কাইতা₂]।

কাইদা=[ফ]—বি. ঝাড়ু ॥ কাইদা দিয়া ঘর্টা পরিশ্কার্ কর্।

২=[চট্ট]—বি. মাকাল ফল ॥ উপরে চ'কচ'ক্ ভিত্‌রে কাইদা। [<কোদা ; অর্থ প্র.]।

কাইদাং=[চট্ট]—বি. কর্ণফুলির চাঁদের সর্দারের উপাধি ॥ [<কাইদ<কাইদ قائد আং+আন প্র.]।

কাইদানি=[চট্ট]—বি. জলে ডুবিয়া যাওন ॥ [দেখ কাইতান্₂]।

কাইদ্=[ফ]—বি. কাঁদি. গুচ্ছ ॥ এ্যাক্ কাইদ্ কলা। [<কাঁদি]।

কাইদ্‌দানি=[চট্ট]—বি. মুরব্বিয়ানা ॥ এখানে তোমার্ কাইদ্‌দানি চ'ল্‌বে না। [<কারদান্ کاردان ফা. +ই প্র.]

কাইদ্‌দালি=[ঢা]—বি. মোড়লগিরি ॥ [দেখ কাইদ্‌দানি ; ন=ল]।

কাইনচ্'=[ম]—বি. বাড়ির পিছন দিক ॥ [<কানাচ=কনাত قنات তু. ; অর্থ প্র.]।

কাইনল্=[কুম]—বি. নল জাতীয় ডাঁটাযুক্ত গাছ ॥ কাইনলের্ ভিত্‌রে ভাবির্ থাহে।

কাইনাচ্'=[বা]—বি. ঘরের পেছনের জায়গা ॥ ঘরের্ কাইনাচে' পেশাব্ খানা। [দেখ কাইনচ্']।

কাইনাটিয়া=[রং]—বি: কিনারা ॥ নদির্ কাইনাটিয়া দি যাইছ্ না। [দেখ কাইড়া]।

কাইনাতি=[বা]—বি. ঘরের পিছন ॥ ঘরের কাইনাতিতে কে যেন্ দাঁড়াইয়া আসে ? [দেখ কাইনচ্' ; কনাত+ই প্র.]।

কাইনালো=[কুম]—ক্রি. টেরাচোখে চাওয়া ॥ কাইনাইয়া কাইনাইয়া দেখস্ কি ? [<কোন(=চোখের কোন্)+আনো প্র.]।

২=[ম]—ক্রি. অঙ্কুরিত হওয়া ॥ দানের বিয়ন্ কাইনাইসে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাইনাল্=[ঢা]—বি. কালো পাট বিশেষ ॥ কাইনাল্ পাট্ মেগ্ চ'য়্।

কাইন্যা=[কুম, চট্ট]—বিণ. ছোট ॥ কাইন্যা আংগুলে কান্ খুঁড়ে। [<কনীয়স্ সং ; দেখ কানি]।

২=[চট্ট]—বিণ. উৎকর্ণ ॥ [<কান(=কর্ণ সং)+ইয়া প্র. ; অর্থ প্র.]।

কাইন্=[ঢা, ম, ফ, দি]—বি. ছড়া ॥ এক্ কাইন্ কলা। [<কানি=কাঁদি]।

২=[সি]—বি. পানি সেঁচনের যন্ত্র বিশেষ ॥ [=কুন বা খুন]

৩=[ঢা]—বি. শিং মাছের মত এক প্রকার মাছ ॥ চৈ'তা বাইন্ পৌশা কাইন্ খাইতে বালা।

৪=[খু]—বি. জেদ ॥ এক্ কথা লৈয়া কাইন্ করিস্ না। [<কিনা<কীনহ্ کینه ফা. ; বর্ণ বিপর্যয় ; অর্থ প্র.]

কাইন্‌চা=[রং]—বি. বাড়ির পেছন দিক ॥ [দেখ কাইনচ্'+আ প্র.]।

কাইন্‌চার্ খুলি=[রং]—বি.বাড়ির পেছন, বাড়ির উঠান ॥ কাইন্‌চার্ খুলিত্ কত গোবর্ পড়ি আছে। [দেখ কাইন্‌চা+র (সম্বন্ধে)+খুলি<খোল<খলা' خلا আং]।

কাইন্‌জগল্=[রা]—বি. কলাগাছের ভিতরের অংশ ॥ [দেখ কাইবল্]।

কাইন্‌যা=[ম]—বিণ. নষ্ট, পচা ॥ এই ভিতুতা কাইন্‌যা। [দেখ কাঁজি +আ প্র.]।

২=[চট্ট]—বি. কিনারা ॥ [<কান্ধ<স্কন্ধ সং=কাঁধা ; দেখ কাইন্‌টা]।

৩=[কুম]—বি. পুকুরের পাড় ॥ [পূর্বে দেখ]

৪=[ম]—বিণ. অতিরিক্ত টক ॥ কাইন্‌যা দৈ। [<কাঁজি (<কাঞ্জিক সং)+আ প্র.]।

৫=[ম]—বিণ. আধ,মিম ॥ মানুষ্টা ম্যাগে বিয্যা একেবারে কাইন্‌যা মরা ঐসা গেসে। [<কাঁজি<কাঞ্জী=কাঞ্জীমরা]।

কাইন্‌যাল্=[ম, চট্ট, ঢা, নো]—বি. কলা গাছের ভিতরের সাদা অংশ ॥

কাইন্‌যেল্=[ফ]—বি. কলার থোর বা গাছের ভিতরের সাদা অংশ ॥

কাইন্‌টা=[রং]—বি. পার্শ্ব. ধার ॥ খালের্ কাইন্‌টাত্ বশি কাদোচে। [কান্দা<স্কন্ধ সং]।

কাইন্‌ত=[চট্ট]—অস. ক্রি কাঁদিতে ॥ ই কথা ফুনিয়ারে হিতে কাইন্‌ত লাগিল্। [<কাঁদিতে]

কাইন্‌দানো=[চট্ট]—ক্রি. দা ছুরি প্রভৃতির ধারহীন দিক দিয়া আঘাত করা ॥ বেশি মাতিলে দা দি কাইন্‌দাইয়্যম্। [<কুন্দানো<কুঁদা (কুন্দহ্ کنده ফা.)+আনো প্র.]।

কাইপ্‌ট্যা=[রা]—বিণ. কৃপণ ॥ [=কিপ্‌টে (<কৃপণ সং)]।

কাইপ্‌লা=[চা]—বি. এক প্রকার গাছ ॥ কাইপ্‌লার্ আড়া কামে লাগে।

কাইপ্‌শ্যা=[রা]—বিণ. সাদা ॥ [<কাপাসিয়া<কার্পাস+ইয়া প্র. ; অর্থ প্র.]।

কাইব্যান্=[ম]—বি. আরাধনা, প্রার্থনা ॥ কাইব্যান্ করে। [<কবি+আন প্র. ; নাম ধাতু ; অর্থ প্র.]।

কাইব্‌বাবি=[চা]—বি. চেষ্টা ॥ এত কাইব্‌বাবি কৈরা কি কাম্ অয় ? [<কবিরাজ+ই প্র. ; অর্থ প্র.]।

কাইব্‌বাশ্ করা=[ঢা, চট্ট]—ক্রি. অনুশোচনা বা আফসোস করা ॥ অহনে কাইব্‌বাশ্ কৈরা আর্ লাব্ কি ?

কাইব্রানো=[ম]—ক্রি. দুঃখ করা, অনুশোচনা করা ।।

কাইমা=[দি]—বি. এক প্রকার পাখী ।। কাইমা পৈগ্ দেইক্কতে অনুদর্ ।

কাইমাই=[চা]—বি. আবদার ।। চাইর্ আনার্ পৈশা দেওনে হেয়্ কাইমাই শুরু করসে । [অনু.] ।

কাইমা রং=[সি]—বিণ. কাইম পাখির রং বিশিষ্ট ।। [দেখ কাইম্$_{২}$+আ প্র.] ।

কাইমাস্=[পা]—বি. মাছ বিশেষ ।। [<কই মাছ] ।

কাইমে খাওয়া=[সি]—ক্রি. সকলের অংশ পাওয়া ।। মাঠের্ দান্ কাইমে খাইব ।

কাইম্=[কুম, চা, ম, চট্ট]—বি. বাঁশের পাতলা ও চেরা অংশ ।। কাইম্ দিয়া বেড়া বান্দে ।

২=[সি. চা]—বি. এক প্রকার পাখি ।।

৩=[সি]—বিণ. স্থায়ী ।। এই দুন্যাইত্ কেউ কাইম্ নায় । [<কা'ইম قائم আং] ।

৪=[রং]—বি. নদীর পাড়ের শক্ত স্থান ।। [পূর্বে দেখ] ।

কাইয়লি=[চট্ট]—বি. ছাতা, উপরি ভাগের ময়লা ।। দেবালত্ কাইয়লি বাধাইয়ে । [দেখ কাই$_{৪}$+উলি প্র.] ।

কাইয়া=[চা, কুম]—বিণ. পরশ্রী-কাতর, খিটখিটে, ছিঁচকাদুনে ।। ইমুন্ কাইয়া ঐলে কিবুন্ লাগে ? [<কাঁইয়া =কেঁয়ে (কাকের ন্যায় স্বভাব যাহার) ; অর্থ প্র.] ।

২=[ফ]—বি. কাক ।। [<কাক+ইয়া প্র. ; তুং কব্‌রা হিং] ।

৩=[চা]—বি. এক প্রকার ঘাস ।। চ'রে কাইয়া অয় ।

৪ =[কুম]—বি. কাবুলিওয়ালা ।। কাইয়া বেডা দেখ্‌লে ডর্ করে । [দেখ কাইয়া ; অর্থ প্র.] ।

৫=[চা]—বিণ. কড়ে আঙুল ।। [দেখ কাইন্যা] ।

৬=[রং]—বি. ঝাঁটা মাছ ।।

৭=[চা, ম, ব]—বি. মাড়োয়ারী ।। কাইয়ারা বর ধনি । [দেখ কাইয়া] ।

৮=[ফ]—বিণ. শঠ, প্রবঞ্চক ।। [দেখ কাইয়া ; অর্থ প্র.] ।

কাইয়া আঁদার্=[নো]—বি. ভোর-বেলা, অতি প্রত্যুষ ।। কাইয়া আঁদার্ থাইক্‌তে বাবু ঐ গেসে । [দেখ কাই আদার্] ।

কাইয়াকলি=[রা]—বি. ধানের শ্রেণী বিশেষ ।।

কাইয়া কুলি=[পা]—বি. কোকিল ।। [দেখ কাইয়া$_{২}$+কোইল<কোকিল] ।

কাইয়াটুটি=[চা]—বি. গাছ বিশেষ ।।

কাইয়া দরা=[কুম]—ক্রি. ভেক ধরা, ভান করা ।। চো'রডা কাইয়া দৈরা রৈসে ।

কাইয়ানি=[নো]—বি. দুঃখের কথা ।। [<কাইহানি<কাহিনী ; অর্থ প্র.] ।

কাইয়া মরা=[কুম]—বিণ. অর্ধ-মৃত ।। মাগ্‌ডা কাইয়া মরা । [দেখ কাইন্যা$_{৫}$] ।

কাইয়াল্=[ম]—বি. অসুবিধা, ঝামেলা, সমস্যা ।। হেয়্ চৈ'লা গিয়া আমাগো কাইয়ালে ফালাইসে । [< কোলাহল ; অর্থ প্র.] ।

২=[ম]—বি. গোলমাল, ঝগড়া, কথা কাটাকাটি ।। খামাখা কাইয়াল্ কৈর না । [পূর্বে দেখ] ।

৩=[ফ,বা]—বি. ধান পিষিবার যন্ত্র, ঢেঁকিতে চাউল ছাঁটিবার জন্য ব্যবহৃত উপকরণ ।। [দেখ কাইওল্ $_{২}$] ।

কাইরত্=[সি]—বি. শক্তি ।। তোমার কতটুকু কাইরত্ তা আমি জানি । [<কাবিজ সং] ।

কাইরা=[চা, কুম]—বি. দুধ দোহন করিবার বালতির মত পাত্র বিশেষ ।। [<কাঁড়িয়া=কেঁড়ে] ।

২=[পা]—বি. বড় নৌকার হালের-কাঠি বিশেষ ।। [দেখ কারালি] ।

কাইরাল=[ক]—বি. কোমরের পিছন ভাগ ।। পিঠা শক্ত ফুল, কাইরাল দেহা যায় । [দেখ কাইর্$_{৪}$] ।

কাইর্=[কুম]—বি. গরুর মুখের বেড়ি ।। [দেখ কাইড়্] ।

২=[কুম]—বি. পানি সেচেনের সময় একবারে যতক্ষণ কাজ করা যায় ।। এক্ কাইরে এই গাতাডা ফুহাইসি ।

৩=[সি]—বি. খাঁজ, দাগ, চিহ্ন ।। [দেখ কাইট্ ; ট<র] ।

কাইর্‌গ্যা=[চট্ট]—বি. ধান রাখার পাত্র ।। ধানর্ কাইর্‌গ্যা ।

কাইর্‌গোলা=[সি]—বি. সন্দেশের জন্য ময়দা বা চাউলের গুঁড়ি গোলা ।। [দেখ কাই$_{১,২}$+র(সম্বন্ধে) +গোলা] ।

কাইলা=[ম]—বি. রোগ ।। কাইলায় বুইগ্যা বেচা'রার্ যান্‌ডা ত্রাবার্ । [<কাহিল کاهل আং+আ প্র. ; অর্থ প্র. ; মূল অর্থ=অলস] ।

২=[সি]—বি. কলসি ।। কাইলার্ দাম্ কত ?

কাইলা দ্যাওয়া=[ম]—বিণ. কালো মেঘ ।। আশ্‌মানে কাইলাদ্যাওয়া দেহা যায় । [কালা+দেয়া<দেআ<দেবা <দেবতা সং] ।

কাইল্যা=[চট্ট]—বি. কালো ।। [কাল+ইয়া প্র.] ।

২ =[ব]—বিণ. রোগী ।। [দেখ কাইলা +ইয়া প্র.] ।

৩=[চা]—বি. মেঘ ।। আশমানে কাইল্যা করসে । [দেখ কাইলা দ্যাওয়া, কাল+ইয়া প্র. ; অর্থ .] ।

কাইল্যা জিরা=[কুম,চট্ট]—বি. সরু সুগন্ধি আমন ধান বিশেষ ।। [কালো জিরার ন্যায় ; কাল+ইয়া প্র.+জিরা (<জীরক সং)] ।

কাইল্যান্=[বা]—বি. ধান ভানার সময় ধান যাহাতে ছিটিয়া না যায় তজ্জন্য তৈরী মাটির বেষ্টনী ।। [দেখ কাইল্+আন প্র.] ।

কাইল্যা পাত্=[চট্ট]—বি. দুষ্ট দল (যে দুষ্ট ব্যক্তিরা পাড়ায় ও বাড়িতে অশান্তির দল) ।। [দেখ কাইল্যা$_{২}$+পাত(<পত্তন) ; অর্থ প্র.] ।

কাইল্যায়বুরি=[কুম]—বি. এক প্রকার বোরো ধান ॥ কাইল্যা বুরি ধরানে মরে না ।

কাইল্যারা=[সি, কুম]—বি. এক প্রকার কালো রংয়ের মাছ (আকারে পুঁটির ন্যায়) ॥ [কাল+ইয়া+রা প্র.]।

কাইল্=[চা,কুম]—বি. কাঠের তৈরী উদুখল ॥

২=[কুম,সি,র]—বিণ. দুর্বল, অসুস্থ, রোগা ॥ [<কাহিল کاهل আঃ ; অর্থ প্র.]।

৩=[রং]—বি. বিবাহ ॥ মেয়েটির্ কাইল্ হল । [<কাল(সময়) ; অর্থ প্র.]।

৪=[কুম, নো]—বি. কোমর ॥ [< কাঁকাল(<কক্ষ সং+আল প্র.)]।

কাইল্কো=[য]—বি. গত বা আগামী কল্য ॥ আমি কাইল্কো চাঁদ্পুর্ যাইমু । [<কালি<কল্য সং +কো (বিভক্তি) ; তুং কো کو হিং (বিভক্তি) ; তুং কালিকা, আজিকা]।

কাইল্চ্যা=[পা]—বিণ. কালচে, কৃষ্ণাভ ॥ কাইল্চ্যা ম্যাগ্ । [কাল +চ্যা<চে প্র.]।

কাইল্লা=[নো]—বি. কল্য, আগামী দিন ॥ কাইল্লা যামু । [<কালি <কল্য+আ প্র.]।

২=[সি]—বি. এক প্রকার গাছ ॥ কাইল্লা গাস পাহির্ বৈদ্যা আসেরে ।

কাইল্লা বিরা=[চা]—বি. কালো আউশ ধান বিশেষ ॥ [দেখ কাইল্যা বিরা]।

কাইল্লারা=[কুম]—বি. কালি বাউশ মাছ ॥ [দেখ কাইল্যারা]।

২=[কুম]—বিণ. কালো রং বিশিষ্ট ॥ [দেখ কাইল্যা+রা প্র.]।

কাইশি=[কু]—বি. ঘাস বিশেষ ॥ কাইশির্ ফুল্ শাদা । [<কাশ+ই প্র.]।

কাইশ্লাশ্লি=[রা]—ক্রি. বি. কষ্টের জন্য ইতঃস্তত, দ্বিধা ॥ তখন্ কইলু একায় পারমু, এখন কাইশ্লাশ্লি করিছ কেনে ? [অনু.]।

কাইশ্যা=[রা, পা, কুম]—বি. কাশ ॥ নদির্ ধার্ থাইকে কিছু কাইশ্যা কাইটে আন্ (রা) । [কাশ+ইয়া]।

কাইশ্টা=[র]—বি. পিতল তামা কাঁসা প্রভৃতি ধাতুর সঙ্গে তেঁতুলের সংস্পর্শে সৃষ্ট স্বাদ ॥ [<কাঁস(< কাংস্য সং)+টা প্র.]।

২=[রা,ব]—বিণ. কাচা ॥ কাইশ্টা আর্ টক্ । [<কাঁচা (কাঁচা)+টা প্র.]।

কাইসা=[য]—বিণ. নাছোড়বান্দা ॥ এই কাইসাডার্ যালায় আর্ বাচি' না । [<কাঁচা (শিশু) ; অর্থ প্র.]।

২=[নো, কুম, বা, ক]—বি. ঝাড়ু, নারিকেলের শলার ঝাড়ু ॥ তোর্ নাহান্ বাতারের্ কপালে কাইসার্ বাবি । [<কাছ (<কাছানো=মুছিয়া শাফ করা)+আ প্র.]।

কাইসাল্=[পা]—বি. বড় নৌকা আটকাইয়া রাখিবার কাঠ বিশেষ ॥ কাইসালে নাও বান্দ ।

কাইস্যা=[চট্]—বি. কাশবন ॥ [দেখ কাইশ্যা]।

কাইস্=[বা—বি. জেলে নৌকার এক পাশ ॥ তুমি ঐ কাইসে যাও [<কাছ (কচ্ছ) ; অর্থ প্র.

২=[ক]—বি. আগাছা ॥ খেত দানের্ চাঁইতে কাইস্ বেশি ।

কাইস্ কাডা=[চা]—ক্রি. উপর হইতে কিছু কর্তন করিয়া রাখা ॥ এই দুগা মুরির্তন্ তুই আবার্ দুগা কাইস্ কাইট্যা রাখ্লি ? [কাছ (কচ্ছ<কক্ষ সং)+কাটা]।

কাইস্তা=[ক]—বিণ. কাঁচা, প্রসবকালীন ॥ কাইস্তা দুদ্ খাওয়া ঠিক্ না । [কাঁচা+তা প্র.]।

কাইস্মা=[সি]—বিণ. বেশী আহার করে যে ॥ পুয়াটা এক্কেরে কাইস্মা । [<কাছিম (<কচ্ছপ সং)+ইয়া প্র. ; অর্থ প্র.]।

কাইস্লা=[ক]—বি. ঝাড়ু ॥ [দেখ কাইসা২]।

২=[বা]—বি. লম্বা ও চিকণ পাতাওয়ালা ঘাস বিশেষ ॥ কাইস্লা দিয়া ঘর্ সাইলে বেস্ টিকে । [<কাশ+ ইয়া প্র.]।

৩=[কুম]—বি. কাপড়ের পাড় ॥ [<কাছ (<কচ্ছ<কক্ষ সং)+ইয়া প্র.]।

কাইস্লা পাত্=[চট্]—বি. বৃষ্টির নাম (যে বৃষ্টির অবিরাম বর্ষণের ফলে কাশবনে ফুল ফুটে) ॥ [দেখ কাইশ্যা+ পাত (<পাতন) ; অর্থ প্র.]।

কাইস্লা বন্=[বা]—বি. কাশবন ॥ [দেখ কাইশ্যা+বন]।

কাইস্লার্ সোফা=[চা]— বি. ক্ষেতের আলের সীমা নির্দেশক লম্বা তৃণ বিশেষের গুচ্ছ ॥ [দেখ কাইশ্যা +র (সম্বন্ধে)+সোফা<ছোবা (< স্তূপ) +আ প্র. ; অর্থ প্র.]।

কাইস্সাল্=[ক]—বি. বড় নৌকা বা জাহাজের কাছি, শিকল আটকাইবার দড়ি ॥ [কাছি+আল প্র.]।

কাইহিয়া=[রা]—বি. মাড়োয়ারী ॥ [দেখ কাইয়া১]।

কাউ=[বা, চট্]—বি. এক প্রকার টক ফল ॥ 'কাউ খাই আউ ডাউ' ।

২=[চট্]—বি. কাকা ॥ [<কাকু= কাকা]।

৩=[কুম]—বি. এক প্রকার খেলার মধ্যে যাহাকে ধরিবার জন্য সকলে চেষ্টা করে ॥ কাউরে বের্ দ্যাও ।

৪=[চট্]—বি. বিশেষ লাভ বা আনন্দ ॥

কাউইন্যা=[কুম]—বিণ. স্বাভাবিক আকারের চেয়ে ছোট বীজ ॥ [দেখ কাঔন্+ইয়া প্র. ; অর্থ প্র.]।

কাউইন্=[কুম]—বি. শস্য বিশেষ ॥ [দেখ কাঔন্]।

কাউইরা=[কুম]—বি. পানি সেচন কালে দাঁড়াইবার জন্য বাঁশের ব্যবহৃত খুঁটি ॥ কাউইরার্ বাম্ শক্তো কর্যা লাগাও ।

কাউইর্=[কুম]—বি. গরুর মুখবন্ধ,

বেতের তৈয়ারী কাপারী বা চাঁচ ॥ [দেখ কাপারি]।

কাউও=[খু]—বি. কাক ॥ [<কাক +ও প্র.; তুং কর্‌বা হিং]।

কাউওকুরি=[য]—বি. শোরগোল, কান্নাকাটি ॥ সেলে পিলের কাউওকুরির্ বালায় ঘরে টেঁকা দায়।

কাউওডম্=[খু]—বি. বৃক্ষের নাম বিশেষ ॥

কাউকাবারি=[চা]—বি. ঝগড়া বিবাদ ॥ হেগ দুই বাইয়ের্ কাউকাবারি আসেই। [অনু.; কাউ+কাবা+রি= কাকের চীৎকার]।

কাউকাশাং=[রং]—বি. কোন কিছু নিয়া হট্টগোল ॥ [অনু.]।

কাউক্কা=[য]—বি. আমন ধান বিশেষ ॥

কাউক্‌রা=[সি]—বি. এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ ॥

কাউক্‌রা হাগা=[সি]—বিণ. কৃপণ ॥ লোক্‌টি বর কাউক্‌রা হাগা। [কাক+রা+হাগা; কাকের ন্যায় মল ত্যাগ কারী অর্থাৎ যে বেশী খাদ্য ব্যয়ের ভয়ে অধিক মল ত্যাগ করে না; অর্থ প্র.]।

কাউগাস্=[চা]—বি. এক প্রকার টক ফলের গাছ ॥ কাউগাসে অনেক্ কাউ ঐসে। [দেখ কাউ+গাছ]।

কাউচ'া=[সি]—বিণ. কুলটা, ছিনাল ॥

কাউচ'াবো=[নো, চট্ট]—ক্রি. রাগ ও বিরক্তিতে গিজগিজ করা, ঝগড়া লাগাইবার উদ্দেশ্যে ঘ্যান্ ঘ্যান্ করা ॥ তার্ উন্নতি দেখি তারা খালি কাউচ'ায়্।

কাউচাল্=[সি]—বি. ছটফটানি ॥ এত কাউচাল্ কর কেন্? [<কু+পেঁচাল (<প্যাঁচ+আল প্র.); অর্থ প্র.]।

কাউচি'=[য]—বি. পাথরের টুকরা, কাঁকর ॥ পথ্‌টাত্ কাউচি' বরা। [<কুচি]।

কাউচে'=[খু,কু]—বি. চুল কাটিবার কাঁচি বিশেষ ॥ কাউচে'তে ধার্ নেই। [<কাইচী তু.=কাঁচি]।

কাউটালি=[য]—বি. মেয়েদের পেছনে পেছনে ঘুরা ॥ [<কু+টল (<টহল্ হিং)+ই প্র.; অর্থ প্র.]।

কাউটাল্=[কুম,রং]—বি. বিরক্তি, ঝঞ্ঝাট ॥ এত কাউটাল্ শওয়া যায় না (কুম)। [<কু+তাল]।

কাউটে=[খু]—বি. <কেউটে সাপ ॥

কাউটেল্=[পা,রং]—বি. হাঙ্গামা ॥ কাউটেল্ করিস্ না বাহে। [দেখ কাউটাল্]।

কাউট্=[রা]—বি. কপাট, দরজা ॥ [<কপাট]।

কাউট্‌টা=[কুম, নো, চা]—বি. কচ্ছপ ॥ কাউট্‌টা ডিম্ পারে ॥ [<কওঠা<কমঠ সং+আ প্র.]।

কাউড্‌ডা=[বা]—বি. কাঠের তৈয়ারী গামলা বিশেষ ॥ [<কাঠ (<কাষ্ঠ সং)+উয়া প্র.]।

কাউড়্=[রা]—বি. দরজা, কপাট ॥ [কবাড়<কপাট]।

কাউড়্ বাউড়্=[রা]—ক্রি. বিণ. অনুনয় বিনয় ॥ এটু কাউড়্ বাউড়্ কৈরা কও। [অনু.]।

কাউতাই=[কুম]—বি. <কাকুতি মিনতি ॥ কত কাউতাই কর্‌সে।

কাউতাইন্যা=[কুম]—বিণ. লম্বা, লিকলিকে ॥ [দেখ কাইতন্+ইয়া প্র.]।

কাউতালি=[খু]—বিণ. চালাকি ॥ কাউতালি শব্ শময় ভাল না। [দেখ কাউটাল্+ই প্র.]।

কাউতাল্=[বা]—বি. গোলমাল, সঙ্কট, প্যাঁচ ॥ সে খুব্ কাউতালে পরেসে। [দেখ কাউটাল্; অর্থ প্র.]।

কাউতি=[রং]—বি. সুপারী ॥

কাউত্=[খু]—বি. কায়স্থ ॥ মরা কাউতের্ শংসে কিশের্ কথা? [<কায়েত<কায়স্থ সং]।

কাউদে=[খু]—বি. এক প্রকার ধান ॥

কাউনি=[রং]—বি. এক প্রকার শস্য ॥ [দেখ কাঙ্গুন্]।

কাউন্যা=[খু]—ক্রি. বিণ. কাটিয়া ॥ ঘুর্ কাউনিয়া গেলে।

কাউন্=[পা]—বি. এক প্রকার শস্য ॥ কাউনের বাত্ খুব চিঁকন্ হয়। [দেখ কাঙ্গুন্]।

২=[য]—বি. কাহন, ১২৮০ জনে এক 'কাউন' ॥ দুই কাউন্ লোক্ বিদ্যা কায়্ কর্‌তাসে। [<কাহন]।

কাউন্‌দা=[বা]—বি. গরুর কাঁধে ঘায়ের মত রোগ বিশেষ ॥ গরুর কাউনদায়্ অশুদ্ লাগা। [<কাঁধ (<স্কন্ধ সং)+উয়া প্র.; কাঁধে যা হয়]।

কাউন্ মাস্=[কুম]—বি. মাগুর জাতীয় এক প্রকার মাছ ॥ [<কাউন মাছ]।

কাউ ফল্=[খু]—বি. ফল বিশেষ ॥ কাউ ফল্ মেলা চুকা। [দেখ কাউ+ফল]।

কাউফ্‌লা=[বা]—বিণ. কচা, ফল বিশেষ ॥

কাউবাউ=[কুম]—বি. বার বার যাচঞা ॥ ফহির্‌দের্ কাউবাউ করা শভাব্। [অনু.]।

কাউব্‌বান্=[কুম]—ক্রি. পানিতে হাবুডুবু খাওয়া ॥ পানিত্ পৈর্যা কাউব্‌বাইতাসে। [<খাবি+আনো প্র.; তুং খাবি খাওয়া]।

কাউমাউ=[সি]—বি. অস্পষ্ট রব ॥ [অনু.]।

কাউম্যা=[চট্ট]—বিণ. কর্মী ॥ কাউম্যাকে শবাই আদর্ করে। [কাম (<কর্ম সং)+ইয়া প্র.]।

কাউম্=[চট্ট]—বি. গোত্র ॥ হিন্তারার্ কাউম্ বহুত্ ভালা। [<কওম্ আং]।

কাউম্‌লা=[সি]—বি. যারা কাজ করে ॥ কাউম্‌লারা খেত গেসে [<কাম<কর্ম সং+লা প্র]।

কাউয়াল্=[খু]—বি. এক জাতীয় ফল ॥ [দেখ কাউ ফল]।

কাউয়া=[সি]—বিণ. যে বেশী কথা বলে ॥ তার্ শশুর্ বর কাউয়া বেটা। [কাক+উয়া প্র.; কাকের ন্যায়

কা কা করে যে ; তুং কব্‌য়া کوا হিং] ।

২=[রং]—বিণ. খেলো, কান পাতলা ॥ তুই মানুশ্‌টা কাউয়া । [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।

৩=[সি]—বি. মাছ বিশেষ ॥

৪=[সি]—বিণ. বোকা ॥ কাউয়া বেটা ছিরিবার্ চাইন্ বিয়া কর্‌তার্ । [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।

কাউয়্যা=[চট্ট]—বি. বাঁশ ও বেতের কাজের সময় লাইন তৈরী করিতে ছিদ্র করার শলাকা বিশেষ ॥

কাউয়া কাউয়া=[খু]—বিণ. জীর্ণ-শীর্ণ ॥ অসুখে অসুখে সে একেবারে কাউয়া কাউয়া হৈসে । [দেখ কাউয়া ; আধিক্যার্থে শব্দদ্বিত্ব] ।

কাউয়া কাটা=[পা]—বি. ক্ষুদ্র মাছ বিশেষ ॥

কাউয়া কান্‌তাইয়া চ'লা=[সি]—ক্রি. কানকোর সাহায্যে শুকনায় মাছের চলা ॥ [=কই(মাছ)+কান্‌তা(< কান+তা=কানকো) +ইয়া+চলা] ।

কাউয়া কুলি=[চা]—বি. একটি ধানের নাম ॥

কাউয়া কুলি না জানা=[নো]—ক্রি. কেহই না জানা ॥ কাউয়া কুলি হেতার্ এই খবর্ জানে না । [<কাক+কুলি(< কোকিলা)+না জানা] ।

কাউয়া ক্যাচ'ল্=[কুম]—বি. আবোল তাবোল বকা ॥ কোন কামে গিয়া কাউয়া ক্যাচ'ল্ কৈর না । [দেখ কাউয়া+কচাল]

কাউয়া ক্যাচ্ 'ক্যাচি'=[সি, বা]—বি. কাকের মত সামান্য ব্যাপার লৈয়া হৈ চৈ ও কলহ ॥ [দেখ কাউয়া+কচ্‌কচি] ।

কাউয়া খিট্‌টি=[ব]—বি. বদনাম, দুর্নাম ॥ বৌডারে লিয়া কত কাউয়া খিট্টি হল । [দেখ কাউয়া+খিট্‌খিট্+ই প্র.] ।

কাউয়া গজর্=[চট্ট]—বি. কাক জঙ্ঘ, দুপে জাম ॥ [<দেখ কাউয়া +গ(গের)+জাম(ফল)] ।

কাউয়া গালি=[বা]—বি. মুখের ঘা, ঠোঁটের প্রান্তের ঘা ॥ [দেখ কাউয়া +গাল+ই প্র. ; কাকের ঠোঁট-প্রান্তের ন্যায়] ।

কাউয়া গুম্=[চা, কুম] —বি. কাকের মত পাতলা ঘুম, অর্ধ ঘুম ॥ হেয় খালি কাউয়া গুম্ গুমায় ॥ [দেখ কাউয়া+ঘুম] ।

কাউয়া ঝিঝি=[বা]— বি. লাল পুষ্পবিশিষ্ট পরগাছা বিশেষ ॥

কাউয়া ঝিঝির্ ঠ্যাং=[বা] —বি. বয়স অনুপাতে বড় হয় নাই অথচ কর্মঠ হইয়াছে এমন মানুষ ॥ [দেখ কাউয়া +ঝি ঝি+র(সম্বন্ধে)+টাঙ ٹانگ হিং ; অর্থ প্র.] ।

কাউয়া টুরি=[পা]—বি. এক প্রকার আগাছা ॥

কাউয়া টেঁর্‌য়া=[চট্ট]—বি. বাঁশের চটি বা কাইমের গোলাকৃতি বেড়া ॥ [দেখ কাউয়া+টেরা(<তির্যক্)] ।

কাউয়া ঠোক্‌রি=[রা]—বি. বড় সবুজ পাতাবিশিষ্ট এক প্রকার জলজ আগাছা ॥

কাউয়া ডিমা=[পা, রা]—বি. গাছ বিশেষ ॥

কাউয়ানি=[নো]—বি. দুর্বল অবস্থা, দুর্বলতা প্রকাশ ॥ কাউয়ানিএ হেতার্ দিন্ গেল্ । [<কঙ্কালি] ।

২=[কুম]—বি. <কাহিনী ॥ 'কি কৈয়ার্ আমার্ দুকুখের কাউয়ানি, না কৈতে আইয়ে আউয়ানি'—গ্রাম্য ছড়া ।

কাউয়া নিন্দ=[রং]—বি. কাকের মত ঘুম ॥ তোর্ খালি কাউয়া নিন্দ । [দেখ কাউয়া+নিন্দ<নিদ্রা সং ; তুং নীঁদ হিং] ।

কাউয়া বেং=[নো]—বি. বড় ব্যাং ॥ [গায়ক ব্যাং কিংবা কাউয়া= কাক+বেং] ।

কাউয়া বৈশাল্=[চট্ট]—বি. আউশ ধান বিশেষ ॥

কাউয়া মাল=[সি]—বি. মেয়ে মানুষ ॥

কাউয়ামি=[সি]—বি. অন্যের কথা অধীন হওয়ার ভাব ॥ [দেখ কাউয়া + মি প্র.] ।

কাউয়া মেথেরা=[চট্ট]—বিণ. বড় মাছরাঙ্গা ॥

কাউয়া রংগি=[রং]—বি. নীলাম্বরী ॥ বৌয়ের লাগি কাউয়া-রংগি শাড়ি আন্‌বু বাহে । [দেখ কাউয়া+রং+ই প্র. ; অর্থ প্র.]

কাউয়া রাগি=[রং]—বিণ. যে রাগ করে ॥ তুই বড় কাউয়ারাগি লোক্ । [দেখ কাউয়া+রাগ+ই প্র.] ।

কাউয়া রাগ্=[রং]—বিণ. কাকের মত রাগ করে যে ॥ তোর্ মত কাউয়া রাগ্ আর্ দেখনুঁ না । [দেখ কাউয়া রাগি] ।

কাউয়ার্ গু খাওয়ানো=[কুম]—ক্রি. সামান্য কথা শুনানো ॥ কান্‌চোঁরা গ্যারাডারে কাউয়ার্ গুও খাওয়ানো যায় না । [দেখ কাউয়া+র (সম্বন্ধে)+গু(মল)=তুচ্ছ বস্তু] ।

কাউয়ার্ ডাক্=[সি]—বি. খুব ভোর বেলা ॥ [দেখ কাউয়া+র(সম্বন্ধে) +ডাক ; অর্থ প্র.] ।

কাউয়ার্ ডিমা=[রং]—বিণ. অত্যন্ত অন্ধকার ॥ দুনিয়াটা একেবারে কাউয়ার্ ডিমা করিছে । [দেখ কাউয়া+র (সম্বন্ধে)+ডিম+আ প্র. ; অর্থ প্র.] ।

কাউয়ার্ পাল্‌তা=[চা]—বি. এক প্রকার বনজ ফল ॥ কাউয়ার্ পাল্‌তা খাইতে বেশ্ ভালা ।

কাউয়ার্ লাঠি=[সি]—বি. মাকাল ফল ॥

কাউয়ালি=[ম]—বি. হৈ হল্লা ॥ কথায় কথায় কাওয়ালি করস্ কেরে ? [দেখ কাউয়া +আলি প্র.] ।

কাউয়াল্=[চট্ট]—বি. গায়ক ॥ কবির্ পুরের্ নানু কাওয়াল্ খুব নামকরা । [<কাওয়াল قوال আঃ=খুব বলিয়ে] ।

কাউয়া সিয়াহ্=[সি]—বিণ. কার্ষ-

পর ।। লোক্‌টা বর কাউরা শিয়াল্ [দেখ কাউরা+সেয়ান (<সজ্ঞান) অর্থ প্র.] ।

কাউরা=[কুম]—বি. আঁখমাড়াই কলের খিল ।।

কাউরা কাউরি=[চা]—বি. টানা হেঁচড়া ।। আম্‌গুলা নিয়া কাউরাকাউরি করিস্ না, শমান্ বাগ্ কৈরা খা । [< কাড়াকড়ি] ।

কাউরানো=[কুম]—ক্রি. নিন্দা করা ।। তুমি আমারে কাউরাও কেন্ ?

২=[বং]—ক্রি. পানিতে সাঁতার কাটা ।। খুব করি কাউরাও ।

কাউরি=[সি]—বি. দেওয়াল ও ছাদের মিলনস্থল ।। চ'ালের কাউরিতে আগ্ থাহে ।

কাউরে=[সি]—বি. দ্বিধায় ।। হেতার্ মনের্ কাউরে এই খেতিটা কর্‌সে । [দেখ কাউর্+এ] ।

কাউর‍্যা=[সি]—বি. খুঁটে ।। কাউর‍্যা দিয়া খাদ্দ পাক্ হয় ।

কাউর্=[সি]—বি. ঈর্ষা, জিঘাংসা, শত্রুতা ।। অর্ লগে আমার্ কাউর্ আসে ।

২=[বং]—বি. বাঁশের তৈরী দরজা, চাকনি ।। মোর্ দুওরের্ কাউর্ নাই । [<কিবাড় کواڑ হিং<কপাট সং] ।

৩=[রা]—বিণ. প্রতিপত্তিশালী ।। [<ক্রোড়(=কোটিপতি) ; অর্থ প্র.] ।

কাউর্ বাউর্=[পা]—বি. গণ্ডগোল, বিবাদ ।। আমি বেশি কাউর্ বাউর্ পসন্দ করি না । [অনু.] ।

২=[পা]—বিণ. এলোমেলো, বিশৃ-খল ।। [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।

কাউর্ ধরা=[ব, রা]—ক্রি. জেদ করা ।। ছেলেটা নতুন্ কাপড় জামার্ জন্নি কাউর্ ধর্‌ছে (রা)। [দেখ কাউর্ +ধরা] ।

কাউর্ বাউর্=[রা]—বি. অন-রোধ, লালসার ভাব ।। চ্যাংরাটা আমের্ জন্নি খুব্ কাউর্ বাউর্ করিছে । [অনু.] ।

কাউর্ হাটি=[বং]—বি. হৈ হল্লা । [দেখ কাউরা+র(সম্বন্ধে)+হাট+ই প্র.] ।

কাউলা কাউলি=[বং,কুম]— বি গোলমাল, চেঁচামেচি ।। এত কাউলা কাউলি কিয়ের্ ? [দেখ কাউলানো]

২=[বং]—বি. অনুরোধ ।। কিসের্ লাগি এত কাউলা কাউলি । [পূর্বে অর্থ দেখ ; প্র.] ।

কাউলানো=[বং]—ক্রি. অনুরোধ করা, কাতর আবেদন জানানো । এক্‌টা পয়সার্ জন্নি ফকির্‌টা কাউলা ইতিছে । [কাউল<কাতর (নাম ধাতু) +আনো প্র.] ।

কাউলুলি=[সি]—বি. মাকাল ফল ।। কাউলুলি দেখতে বর সুন্দর্ । [দেখ কাউয়ার্ লুলি] ।

কাউলে=[খু]—বি. পথন ।। [কাউয়ালী কররালী قوال আঃ] ।

কাউল্=[ব,ম,পা]—বি. গণ্ডগোল, বিরক্তি ।। কাউল্‌ডো তুমি তো বাধা-ইলা (ব) । [<কোলাহল] ।

কাউল্‌কা=[চা]—বি. আগামী কল্য ।। কাউল্‌কা যামু । [কালি<কল্য সং+কা (বিভক্তি)] ।

কাউল্‌খা=[কুম]—বি. গতকল্য বা আগামী কল্য ।। কাউল্‌খা কুমিল্লা যামার্ । [দেখ কাউল্‌কা] ।

কাউল্‌লা=[সি]—বিণ. বধির ।। মানুষ্‌টা কাউল্‌লা । [কালা] ।

কাউশা কাউশি=[বং]—বি. ডাকা-ডাকি ।। এত কাউশা কাউশি করিস্ না ।

কাউশানো=[রা,ব]—ক্রি. আর্তনাদ করা, ছটফট করা ।। কাউশায়া কি করমু,তোর্ বনাতে নাই ।

২=[বং]—ক্রি. এক সমানে বার বার ডাকা ।। এত কাউশাইস্ কেনে ?

৩=[রা]—ক্রি. লাফালাফি করা ।। এত কাউশাও কেনে ?

কাউশি=[বং]—বিণ. অত্যন্ত জরুরী ।।

কাউসালি=[পা]—বি. পীড়াপীড়ি ।। অত কাউসালি করি যদ্দ্ কহুলে, তহন্ যাওন্ লাগ্‌বি ।

২=[সি]—বি. হৈ চৈ, বাদ বিসম্বাদ ।।

কাউস্=[সি]—বি. ক্রোধ ।। দেখোমি পুরার্ কি বাড় কাউস্ ।

কাঐন্=[চা]—বি. কাউন, খাদ্য বিশেষ ।। কাঐন্ দি লাক্ক ,অয় । [<কাহন<কঙ্গুনী সং] ।

কাঐর্=[সি]—বি. দুয়ারের উপরের দিককার ফাঁক ।। কাঐর্ দ্যা খুব্ হাওয়া আইয়ে ।

২=[কুম,সি,নো]—বি.বেতের তৈরী গরুর মুখবন্ধ ।। [দেখ কাপারি] ।

কাওই=[খু]—বি. চিরুনি ।। [< কাঁকই<কঙ্কতিকা সং] ।

কাওইরা=[কুম]—বি. আড়াআড়ি বাঁশ ।। কাওইরা সারা কূল্ দিয়া পানি হিচ'া চ'লে না ।

কাওইল্=[নো]—বি. মাটির তৈরী গোলাকার জিনিস ।। [দেখ কাইল্] ।

কাও গোটা=[চা]—বি. এক প্রকার ফল ।।

কাওচি'=[খু]—বি.<কাঁচি ।। কাওচি' দি কি কর্‌বি ?

কাওয়া=[বা]—বিণ. ঝগড়াটে ।।

কাওতালি=[য]—বি.বিপদ, অসুবিধা, গোলমাল ।। [দেখ কাউটাল্] ।

কাওন্=[কুম]—বি. এক প্রকার শস্য ।। [দেখ কাঐন্] ।

কাওয়া=[পা]—বিণ. সিদ্ধ ।। উটি পিঠা কাওয়া কর্‌লিস্ ।

২=[কুম]—বি.<খাওয়া ।। হিন্তে কাওয়া লৈয়া খুব্ আমোদ্ করে ।

কাওয়াইর্=[বং]—বি.কপাট ।। কাও-য়াইর্ বন্ধ কর্ । [দেখ কাউর্,] ।

কাওয়া কুলি=[চা]—বি.কালো মোটা শুকাওয়ালা ধান বিশেষ ।। কাওয়া কুলি ধানের্ মুরি বালা অয় ।

কাওয়াজ্=[পা]—বি. কসরত ।। বাহিনী কাওয়াজ্ শুরু করিচাও । [< কাবাজ<কুয়াইদ قواعد আঃ=ড্রিল, প্যারেড] ।

কাওয়ারো=[কুম]—ক্রি. [illegible] ।।

বুঝি কাওয়াইতে কাওয়াইতে বেড়ায়্। [<কাওশানো<ক্যশ+আনো প্র.= কাশা]।

কাওয়ার্ গোলম্=[সি]—বি. অসম্পূর্ণ গোসল॥ [দেখ কাউয়া+র (সম্বন্ধে)+গুসল غسل আং]।

কাওয়ার্ গুম্=[সি]—বিণ. খুব হালকা ঘুম॥ [দেখ কাউয়া গুম্]।

কাওরা=[ক, ম]—বি. প্যাঁচ॥ বোবাড়া দরি দ্যা কাওরা দে।

২=[সি]—ক্রি. বিণ. কোনাকুনি॥ কাওরা কৈরা বাইন্দ।

৩=[ম]—বিণ. তর্কবাগীশ॥ তোর্ মত কাওরা তো দেখিনি।

কাওরা বেরা=[কুম]—বি. বাঁকা বেড়া॥ কাওরা বেরা দেও।

কাওর্=[চা]—বিণ. এতিম॥ 'বাপ মরা দাওর্, মা মরা কাওর্'—প্রবাদ। [<কাথর প্রাং<কাতর সং; অর্থ প্র.]।

২=[ম]—বি. লালচে দাগ॥ এই চাঁউলে কাওর্ আসে। [<কাঁওল<কামলা সং]।

কাওলা=[চা]—বি. কবালা, লেখাপড়া॥ যমিনুডা কাওলা কৈরা দমু। [<কবালা: قبالة আং]।

২=[বা]—বিণ. যে জিন পরী আনতে পারে॥ আমাগো মজিদাবে এক্ যম্ বালা কাওলা।

কাওলায়ো=[চা]—ক্রি. অহেতুক বেড়াম, ভ্রমণ করা॥ হারাডা দিয়াম্ খালি কাওলাইয়া ফিরলি?

কাওলা কাওলি=[সি,ম]—বি.কোলাহল, ঝগড়াঝাঁটি॥ এমন্ কাওলা কাওলি কৈর না। [দেখ কাউলা কাউলি]।

কাওলাবিলা=[কুম]—বি. গোলমাল॥ কাওলাবিলা কৈর না। [অনু.]।

কাওলালি=[কুম]—বি. গণ্ডগোল॥ অত কাওলালি করস্ ক্যানে। [দেখ কাউলালি]।

কাং=[সি]—বি. কাঁধ॥ গরুর কাংগে জোংগল্ দাও। [কাঁধ<স্কন্ধ]।

কাংকা=[রং]—বি. অব্য. কি রকম॥ এংকা কাংকারে? [কেমন+কা]।

কাংগাইল্=[চা]—বি. খড় নাড়িবার বাঁশের লাঠি বিশেষ।

কাংগৈ=[চা, কুম, চট্ট]—বি. চিরুণি॥ কাংগৈ দিয়া মাথাড়া আচ্ড়াও। [দেখ কাওই; তুং কংঘী হিং]।

কাংগো=[খু, ম]—বি. এক প্রকার আগাছার নাম॥

কাংগোর্=[রা]—বি. তিনটি কাটা॥

কাংচা=[সি]—বিণ. কৃপণ॥ তুই বড় কাংচা।

কাংজা=[চা]—বিণ. জেদী, ঝগড়াটে॥ কাংজা বৌ লৈয়া গর্ করন্ বড় বিপদ্।

কাংড়া=[খু]—বি.<কাঁকড়া॥ হিন্দুরা কাংড়া খায়॥

কাংলা মাছ্=[সি]—বি. শোল মাছ।

কাংলো=[লো]—বি. কচু গাছ॥

কাংশা=[চা]—বি. মাছের কানের ভিতরের ফুলকি॥ এই মাছ্টার কাংশা পঁচা ঐয়া গ্যাছে। [কান+সা প্র.]।

কাঁ=[চট্ট]—বি. কটিদেশ, কোমর॥ [কাঁহ্<কাঁখ<কক্ষ]।

কাঁআর্=[চট্ট]—বি. <কাবড়॥

কাঁআল্ জিন্=[লো]—বি. কৃকলাস॥ কাঁআল্জিনে মাইনুষের্ লৌ খাইলায়্। [<কাঁকলাস<কৃকলাস সং]।

কাঁই=[লো]—বি. চিরুনি॥ খাংগা কাঁইদি মাতা আচুঁইড়লে আরাম্ কবে। [দেখ কাওই]।

২=[চট্ট]—বি. শেওলা॥ খালত্ কাঁই পৈর্গে। [<কাথ সং]।

৩=[ব, রা]—বিণ., বি. ছোট॥ বড় আলু বিক্রি করি কাঁইগুলা রাখ্। [কনি<কনীয়: সং]।

৪=[রা]—বি. তেঁতুলের বিচি॥ চল্ জি, কাঁই খেলিগে। [কাঁই ভাবিল শব্দ]।

৫=[ব,রা]—বিণ. কৃপণ॥ তুই এমন্ কাঁই, দুডা পয়্সা দিলু না। [দেখ কাইয়া; অর্থ প্র.]

৬=[ব, কু]—বিণ. মিথ্যাবাদী॥ শালারা একেবারে কাঁই। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

কাঁইও=[রং]—অব্য. কেহ॥ [কেহ +ও]।

কাঁইচ্=[সি, চট্ট]—বি. কুঁচফল, ছোট অংশী ফল বিশেষ॥ [<কুঁচ]।

২=[চট্ট]—বি. ক্ষেতের আলের প্রান্তভাগ॥ [দেখ কাইনছ; অর্থ প্র.]।

কাঁইটাল্=[রা]—বি. <কাঁঠাল॥

কাঁইদা=[চট্ট]—বি. ফল বিশেষ॥ কাঁইদা কল্ বেইচ্ছতে সুন্দর্।

কাঁইবিচি=[ব]—বি. তেঁতুলের বিচি॥ [দেখ কাঁই +বিচি<বীজ সং]।

কাঁইর্=[লো]—বি. গরুর মুখের জালতী—যাহা দিয়া গরুর মুখ বন্ধ করা হয়॥ [দেখ কাইছ্]।

কাঁইর্গা=[চট্ট]—বি. ডোল, বাঁশের তৈরী পাত্র বিশেষ॥ ধানের কাঁইর্গাত্ ধান্ ভরা।

কাঁইশাল্=[রা]—বি. শেওলা॥ কাঁইশালের্ মাঝে ডুবে আবি যে।

কাঁইসুড়ি=[চট্ট]—বি. যম, মৃত্যু॥ তোঁয়ার্ লাই কি কাঁইসুড়ির আইয়ের ন?

কাঁইস্ কাডা=[চট্ট]—ক্রি. জমির আলের ঘাস কাটিয়া পরিষ্কার করা॥ [দেখ কাইছ' +কাটা √কাট্(<কর্তন সং)]।

কাঁইস্গা=[চট্ট]—বি. কাশ॥ [দেখ কাইশ্যা]।

কাঁইয়া=[রা]—বি. এক প্রকার জলচর পাখী॥

কাঁইয়্যা=[রং]—বি. মাড়োয়ারী ব্যবসায়ী॥ [দেখ কাইয়া]।

কাঁউকাঁউয়া=[রং]—বিণ. খুব গরম॥ কাঁউকাঁউয়া দুধ্॥ [<কাঁউ কাঁউ (অনু.)+আ প্র.]।

কাঁউমাউ=[রা]—বি. কাকুতি মিনতি॥ কাঁউমাঁউ করোচে, দ্যাখ্চো না। [অনু.; তুং মউমাউ]।

কাঁউয়া=[রা, ব]—বি. ঘুঁটে, শুষ্ক গোবর॥ কাঁউয়া তোদে না দিদি বলে না (ব)।

কাউরে=[রা]—বি. শুষ্ক গোবরের ঘুঁটে।

কাঁঐর্=[নো]—বি. বেতের তৈরী গরুর মুখবন্ধ ॥ [দেখ কাইড়্]।

কাঁওয়া=[চট্ট]—বি. কামরাঙা ॥ [কাম্‌রাখ্যা<কামরাঙ্গা]।

কাঁওল্=[রা, য]—বি. কামলা, রোগ বিশেষ ॥ হুল্‌ডা হল্‌দা হচে, কাঁওল্ হচে নাকি (রা)?

কাকড়্=[রা]—বি. কাঁকড়া ॥ [<কাঁকড়<কর্কট সং+আ প্র.]।

কাঁ কাঁ=[চট্ট]—বি. হাহুতাশ ॥ খাওনর্‌লাই এত কাঁ কাঁ কর ক্যা? [অনু.]।

কাঁকানো=[রং]—বি. আচড়ানো ॥ ভাল করি মাথাটা কাঁকাছে। [কাঁকই (<কঙ্কতিকা সং)+আনো প্র.; নাম ধাতু]।

কাঁকিলা=[রা]—বি. লম্বা গির বিশেষ ॥

২=[রা]—বিণ. হাড্ডিসার ॥ [<কঙ্কাল সং+ইয়া প্র.]।

কাঁকুয়া=[রং]—বি. অসময়ের ধান বিশেষ (এই ধানের আগায় ধারালো শুঁয়া থাকে) ॥ কাঁকুয়া কুড়াতে যাবু।

কাঁকেল্‌লা=[রা, দি]—বি. কাঁকরোল ॥ গাছ থেকে কটা কাঁকেললা পাড়াও।

কাঁকৈল্=[রা]—বি. কোমর ॥ [কাঁকাল]

কাঁক্‌চা=[খু]—বি. মাড়াই শেষে অবশিষ্ট আশু সরিষার গাছ ॥

কাঁক্‌বাঁশে=[য, খু]—বিণ. কচি থাকিতে যে বাঁশের মাথা ভাঙিয়া যায় ॥ কাঁক্‌বাঁশে বাঁশ্ পাকা হয় না।

কাঁক্ ভাংগা=[রা]—বিণ. রতিক্রিয়ায় অপটু ॥ বোকাচোদা একেবারে কাঁকভাংগা। [কাঁক (<কক্ষ সং)+ভাংগা; অর্থ প্র.]।

কাঁক্‌রল্=[চট্ট]—বি. কাঁকরোল তরকারী। [<কর্কোটক সং]।

কাঁক্‌লা=[রা]—বি. মাছ বিশেষ ॥

কাঁচ'য়া=[ব]—বি. বেড়ার জন্য ব্যবহৃত বাঁশের শলাকা বিশেষ ॥

কাঁচল্=[রা]—বি. ভিটার নীচের জমি ॥ [কাছ(<কচ্ছ<কক্ষ সং)+আল প্র.]।

কাঁচ'া=[চট্ট]—বি. ধার, কিনারা ॥ গাড়ির কাঁচ'াদি ঝাঁড়িল্। [<কাছা<কচ্ছ সং]।

কাঁচানুনি=[রা]—বি. একটি ধানের নাম ॥

কাঁচ'মানি=[ব]—বি. এক প্রকার আউশ ধান ॥

কাঁচি' চে'রা=[চট্ট]—বি. কাস্তের মত ঠোঁট বিশিষ্ট পাখি বা বক বিশেষ ॥ [<কাঁচি(<কাস্তে)+চোরা অর্থাৎ কাঁচি যে চুরি করিয়াছে (বহুব্রী.)]।

কাঁচিয়া=[দি]—বি. কাস্তে ॥ ধান কাটা কাঁচিয়া। [<কাঁচি(<কাস্তে)+আ প্র.]।

কাঁচু=[ব, রা]—বি. শিশু ॥ কাঁচুকে দুধ দে। [<কাঁচা; আদরে উ প্র.]।

কাঁচুনি দেওয়া=[রং]—ক্রি. আলের বাঁধ শক্ত করিবার জন্য দেয় মাটি ॥ আইল্‌টাত্ কাঁচুনি না দিলে না হয় যে বাহে।

কাঁচুয়া=[রং]—বি. কাঁচা ॥ হাবাক তুই কাঁচুয়া হল্ পালু নাকি? [কাঁচ(<কাঁচা)+উয়া প্র.]।

কাঁচ্=[রং]—বি. কোমরের নীচেকার পায়ের অংশ ॥ [<কাছ<কচ্ছ<কক্ষ সং অর্থ প্র.]।

কাঁচ্'করিয়া=[নো]—বি. এক প্রকার আম ॥ কাঁচ্'করিয়া আমের্ মোরব্বা বালা অয়। [<কাঁচ(<কাঁচা)+করি<কড়ি(<কদি সং)+আ প্র.]।

কাঁচ্'কলম্=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

কাঁজ্যাল্=[রা]—বি. কলার কলা গাছের মধ্যভাগ ॥ কাঁজ্যালের্ তরকারি অনেকেই খায়।

কাঁড্যা=[চট্ট]—বি. বাঁশ দ্বারা তৈরী শস্য রাখিবার পাত্র বিশেষ ॥ [দেখ কাইখা]।

কাঁটাল্=[ব, পা]—বি. <কাঁঠাল ॥

কাঁটাকচু'=[খু, য]—বিণ. অপদার্থ, নাছোড়বান্দা ॥ কাঁটাকচু'টা তবু পাস্ পাস্ ঘুরসে। [কাঁটাযুক্ত কচু, যাহা অখাদ্য; অর্থ প্র.।]

২=[খু, য]—বি. এক প্রকার কাঁটাযুক্ত কচু ॥ [পূর্বে দেখ]।

কাঁটা কানলে=[ক]—বি. কাঁটাজাতীয় গাছগাছড়া

কাঁটাকুমোরাক্=[রা]—বি. কাঁটালতা বিশেষ ॥

কাঁটাখুর‍্যা=[রা]—বি. এক প্রকার কাঁটাযুক্ত আগাছা বা ডাঁটা ॥

কাঁটানেটে=[কু]—বি. কাঁটাওয়ালা গাছগাছড়া বিশেষ। [কাঁটানটে]।

কাঁটাপাতাশি=[রা]—বি. মাছ বিশেষ ॥ কাঁটাপাতাশির্ কাঁটা বাইচ্যা খাইছ্।

কাঁটাবাজু=[রা]—বি. হাতের অলংকার বিশেষ ॥ [<কাঁটা +বাযু بازو ফা.=বাহু]।

কাঁটালৈটা=[রা]—বি. গাছ বিশেষ ॥ কাঁটালৈটায় কাপড়্ খান্ ছিড়্যা গেল্।

কাঁটাশি=[য]—বি. ডাঁশ জাতীয় মাছি ॥ মেঘলা দিনে কাঁটাশির্ উত্ পাত্ বাড়ে।

কাঁটি=[রা ব]—বি. গালি বিশেষ ॥ ঐ কাঁটি তর্ নায় কি রে? [কাঠ (<কাষ্ঠ সং) +ই প্র.; অর্থ প্র.]।

কাঁটির্ বেটি কুকানি=[রা]—বি. গালি বিশেষ ॥ 'কাঁটির্ বেটি কুকানি মুখ্ ভাংমু ছিনি' —ছড়া।

কাঁঠ্‌কঠ্=[রা]—বি. নড়াচড়া, খেলাপ ॥ [অনু.]।

কাঁঠ্=[রা, য]—বি. যোনি ॥

কাঁঠালি=[রা]—বি. এক প্রকার আম ॥ কাঁঠালি আম্ তুই চিনিস্ না।

২=[খু]—বি. ডিমযুক্ত চিংড়ী মাছ ॥ কাঁঠালির্ খো'স্ বড় চ'মৎকার্।

কাঁঠি—[রা]—বি. বাঁকি ... ছোট চাকা ॥ ... কাঁঠি ... হয়ে।

কাঁচি=[নো]—বি. জালে ব্যবহৃত লোহার গুটি ॥ বালের কাঁচি ঠিক্ মতন্ অয় নাই। [দেখ কাঁঠি]।

কাঁচ্ইল্লা=[নো]—বি. একপ্রকার আম॥ কাঁচুইল্লা আম্ হাইকুসে।

কাঁচাল্=[ব]—বি. খড় নাড়িবার বাঁশের লাঠি ॥ [দেখ কাঁড়াল্]।

কাঁড়া=[রা]—বি. মহিষ॥ হামার্ কাড়া আছে।

২=[নো]—বি. গালি ॥ ওরে আইস্সা কৈরা কাঁড়া দে। [কাঁড়া (চাল ছাঁটা); অর্থ প্র.]।

৩=[চট্ট]—বি.উচ্চ বাঁধ বা পাড়ের ধার ॥ কাঁড়াত্ ধারাইলে পড়ি যাইবলি। [<খাড়া]।

কাঁড়াল্=[রা]—বি. খড় ঝাড়ার বাঁশের তৈরী লাঠি॥ [<কাঁড়ন (<কণ্ডন সং) +আল প্র.]।

কাঁড়ি=[খু]—বি. খড় বিচালি ॥ গরুর বনিয্য কাঁড়ি আন্। [<খড়+ই প্র.; অথবা কাণ্ড সং+ই প্র.; অর্থ প্র.]।

কাঁড়্=[রা]—বিণ. গোকুলের ষাঁড় ॥ ছেলেটি একেবারে কাঁড়্ হয়েছে। [দেখ কাঁড়ি ; অর্থ প্র.]।

কাঁতা=[নো]—বি. কাঁথা ॥ [<কাঁথা <কন্থা সং]।

কাঁতারি=[রা]—বি. মাটির ছোট পাত্র ॥ গোয়ালেরা কাঁতারিত্ দৈ পাতে।

কাঁতার্=[রা]—বি. ইক্ষু মাড়াইকলে ব্যবহৃত প্রকাণ্ড কষ্ঠদণ্ড বিশেষ ॥

কাঁতি=[ব, রা]—বি. ঘরের সিঁড়ি, ধার॥ কাঁতি পক্ত না হলি দেওয়াল্ টেকুসৈ অয় না। [<কর্ণ সং)+তি প্র.; অর্থ প্র.]।

২=[ব, রা]—বি. পুকুরের ধার ॥ কাঁতিতে কাদা জমা। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

কাঁথা বাদ্=[চট্ট]—বি. মাঠের ঘাস বিশেষ ॥ [কাঁথার ন্যায়]।

কাঁথি=[রা]—বি. ধার, পাড় ॥ মরিছু কাঁথা কাঁথি। [দেখ কাঁতি,]।

২=[রা,ব]—বি.ভিত ॥ এই ঘরেহ্ কাঁথি মজবুত্ নয়। [দেখ কাঁতি]।

কাঁদনর্=[চট্ট.]—বি. কান্না ॥ [<কাঁদন (<ক্রন্দন)+র (সম্বন্ধে)]।

কাঁদা=[রা]—বি. কাস্তে, কাঁচি ॥

কাঁদাল্=[চট্ট]—বি. ধান ও খড় নাড়ার লাঠি ॥ [দেখ কাঁদা+ আল প্র.; অর্থ প্র.]।

কাঁদি=[চট্ট]—বি. বাঁধ ॥ [দেখ কাঁতি ; অর্থ প্র.]।

২=[নো]—বি. নূতন মাটি উঠানো উঁচু জায়গা ॥ কাঁদির উপরে কলা-গাছ লাগায়। [দেখ কাঁতি ; অর্থ প্র.]।

কাঁদি করা=[কু]—ক্রি. খেলায় বে-আইনিভাবে নিজের দিকে যুক্তি দেখানো, অন্যায়ের পক্ষে ঝগড়া করা ॥ [< কানদ (<স্কন্ধ সং)+ই প্র.+করা= ঘাড় করা]।

কাঁদোল্=[য]—বি. ধানের খড় নাড়িবার জন্য ব্যবহৃত বংশদণ্ড ॥ [দেখ কাঁদাল্]।

কাঁদ্‌নি=[চট্ট]—বি. কান্না ॥ তার্ কাঁদ্‌নি কুনিয়ারে উগ্গুয়া পৈশা দিলাম্। [<কাঁদন+ই প্র.]।

কাঁদ্‌রা=[ব]—বিণ. যে অত্যধিক কাঁদে ॥ কাঁদ্‌রা সেজে। [কাঁদ (কাঁদা)+রা প্র.]

কাঁধা=[চট্ট]—বি. হাঁড়ী কলসীর কান্দা বা মুখ ॥ কাঁধাত্ ধরি কল্‌শি আন্ উডাই দে। [কান্ধ(<স্কন্ধ সং)+ আ প্র.]।

২=[চট্ট]—বি. দা ছুরি ইত্যাদির ধারহীন দিক ॥ [পূর্বে দেখ]।

কাঁপা=[ব]—বি. নাভিপদ্ম ॥

২=[ব]—বি. ফ্রেম, কাঠামো ॥ তোর্ ঘুড়ির্ কাঁপা ভাল নয়, তাই উড়ে না।

কাঁপা কাউতালি=[ব]—বি. বিরক্তি, বিরুদ্ধাচারী ॥ লোক্‌টা কাঁপা কাউতালি শুরু করেছে।

কাঁয়্=[বং, পি]—সর্ব. কে ॥ কাঁয় তোক এই কথা কহিছে। [<কেহ]।

কাঁয়্‌তা=[বং]—সর্ব. কে ॥ [কে +ও+তা]।

কাঁরল্=[ব, রা]—বি. খড় টানার বাঁশ ॥ [দেখ কাঁড়াল্]।

২=[নো]—বি. কাঁকরোল, বন্যফল বিশেষ ॥ [দেখ. কাঁক্‌রল্]।

কাঁরাইন্=[রা]—বি.বাঁশের হুক বিশিষ্ট লাঠি ॥ কাঁরাইন্ দি খড়্ গুলি মেলে দে। [দেখ কাঁড়াল্ ; কাঁড়া+ আন প্র.]।

কাঁরি=[দি]—বি. শক্ত খড় বিশেষ ॥ কাঁরি দি ঝাড়ু তৈরি হয়। [দেখ কাঁড়ি]।

২=[রা, ব]—বি. খড়ের আঁটি ॥ কাঁরিগুলি বনে দে। [দেখ কাঁড়ি]।

কাঁলিশ্=[চট্ট]—বি. সরীসৃপজাতীয় প্রাণী বিশেষ ॥ [দেখ কাঞ্জাল্‌লিশ্]।

কাঁশা=[রা]—বি. মাটির ছোট বাটি বা পাত্র ॥ [কাঁশা<কাংস্য]।

২=[বং]—বি.হাড়ীর মুখের ঢাকনি ॥ হাড়ির্ কাঁশাটা ভাইংগা গেইছে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]

কাঁশের্=[রা]—বি. ফল বিশেষ ॥

কাঁসা=[নো]—বিণ. <কাঁচা ॥ কাঁসা ক্যালা কত কবি ?

২=[চট্ট]—বি. ধার, কিনারা ॥ [দেখ কাঁচা]।

কাঁস্‌তাষ্=[ব]—বি. রংতামাশা ॥ মানুষ্‌টা অত কাঁস্‌তাষ্‌ও যানে। [অনু.]।

কাঁহা=[দি]—অব্য. কৈ, কোথায় ? [<কহাঁ হিং]।

কাঁহার্=[চট্ট]—বি. পাল্কীবাহক ॥ চাঁইর জন্ কাঁহার্ বৌয়েরে পালকিত্ করি আনে। [কহার হিং]।

কাঁহাল্=[বং]—বিণ. খুব ঠাণ্ডা ॥ কাঁহাল্ পানি। [দেখ কাল্]।

কাঁহিশ্=[দি]—বি. জ্বালাতন ॥ আর কত কাঁহিশ্ করবি। [<কাহিশ کاهش ফা.=দুর্বলতা ; অর্থ প্র.]।

কাকড়্=[পা]—বি. <কাঁকুড়, ফল বিশেষ ॥ গরমে কাকড় খাইলে ঠান্ডা লাগে।

কাকয়্=[দি]—সর্ব. কাহাকেও ॥ এই বাড়ির কাকয় দেখা জায় না। [<কাকেও <কাহাকে+ও]।

কাকর্=[বা]—বি. এক প্রকার তরকারী ॥ [দেখ কাকড়্]।

কাকল্=[পা]—বি. কাঁখ, কাঁকাল ॥ [<কাঁকাল]।

কা কা=[ঢা]—অব্য. হায় হায়, হাহাকার ॥ এত কা কা বালা লাগে না। [কাকের কা কা (ধ্বন্যা.) ; অর্থ প্র.]।

কাকাইল্=[সি]—বি. কাঁখ ॥ কাকাইলে ঠিল্লা লৈসে। [<কাঁকাল]।

কা কা করা=[সি]—ক্রি. গণ্ডগোল করা ॥ ইখানে কা কা কবিস্ না, যা। [দেখ কা কা+করা]।

কাকানো=[রং]—ক্রি. চুল আঁচড়ানো ॥ মাথাটা কাকাও। [দেখ কাঁকানো]।

কাকারজ=[চট্ট]—সর্ব. কাকাদের ॥ কাকারজ বারিত্ যাইয়র্। [কাকা+র (সম্বন্ধে)]।

কাকাল্=[সি]—বি. কাঁখ, কোমর ॥ [<কাঁকাল]।

কাকাল্লি=[রং]—বি. কাঁকরোল ॥ [দেখ কাঁক্রল্]।

কাকাল্ শমান্=[খু]—বিণ. কোমর পর্যন্ত ॥ কাকাল্ শমান্ পানি। [কাঁকাল+সমান]।

কাকি=[বা]—বি. নৌকায় লগি রাখার খুঁটি ॥

২=[রং]—বি. বাড়ীর পিছন দিক ॥

কাকিনি=[ঢা]—বি. স্ত্রী মহিষ ॥

কাঁকিয়া=[সি]—বি. মাছ বিশেষ ॥

কাকুরা=[সি]—বি. এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ ॥

কাকে=[খু, য]—অস. ক্রি, বাসন হইতে খাবার মুছিয়া ॥ খানা বেশ্ কাকে খেয়ে ওঠ্।

কাকেল্লা=[রং]—বি. কাঁকরোল ॥

কাকো=[খু, কু]—বি, লম্বা ছড়ির মাথায় বাঁধা বড়শি ॥

২=[রং]—সর্ব. <কাহাকেও ॥

কাক্=[য]—বিণ, জীর্ণশীর্ণ ॥ শুকাইয়া একেবারে কাক্ হইয়া গেসে। [কাকের ন্যায়]।

২=[দি]—সর্ব. <কাহাকে ॥ এই কথাটা তুই কাক্ শুনালি ?

৩=[চট্ট]—বি.ঢাকনি, ছিপি ॥ বতলর্ কাক্। [<কক্ক<কর্ক cork ইং]।

কাক্‌কিনি=[ঢা]—বি. স্ত্রী মহিষ ॥ [দেখ কাকিনি]।

কাক্‌কু=[কুম]—বি. কাকা, চাচা ॥ [কাকা ; আদরে বর্ণ দ্বিত্ব এবং উ প্র.]।

২=[পা]—সর্ব. <কাহাকেও ॥ এ কথা যেন কাক্কু বলিস্ না।

৩=[ত্রা]—বি. দোলনা ॥

কাক্‌চা=[পা]—বি. শুষ্ক রাই সরিষা গাছের তৈরী ঝাড়ু। [দেখ কাঁকুচা ; অর্থ প্র.]।

কাক্‌চানো=[বা]—ক্রি. আঁচড়ানো ॥

কাক্‌চুয়া=[ত্রা]—বি. পাখি বিশেষ ॥

কাক্‌জা=[রং]—বি. বড় লেবু ॥ কাক্জার্ রস্ উপ্কারি। [<কাগজা (বৃহদার্থে) ; কাগজী লেবু]।

কাক্‌রা=[পা]—বি. রাই বা সরিষার মরা ডাঁটা ॥ [দেখ কাঁকুচা]।

কাক্‌টা=[খু]—বি. শুকনা পাট গাছ ॥

২=[খু]—বি. পাটের আঁশ ॥ কাক্টা নিয়ে দড়ি পাকাও।

কাক্‌টিনি=[ত্রা]—ক্রি.বিণ. কাহারও নিকট হইতে ॥ [দেখ কাক্২+টিনি <ঠানে<স্থানে]।

কাক্‌টো=[খু]—বিণ.রোগা ॥ ছেলেটা বড় কাক্টো। [<কাক+টো প্র. ; অথবা কক্কট<কর্কট সং+উ প্র. ; অর্থ প্র.]।

কাক্‌ঠেক্‌রি=[য]—বি. এক প্রকার ভেষজ গাছ ॥

কাক্‌ড়া=[দি]—বি. লোহার তৈরী আংটা বিশেষ ॥ [<কক্কট(<কটক সং)+আ প্র. ; বর্ণ বিপর্যয়]।

২=[খু]—বি. গাছ বিশেষ ॥

কাক্‌ড়ি=[ত্রা]—বি. বৃষ্টি না হইলেও জমিতে ফসল বোনার কাজ ॥ আমিও ভাই কাক্ড়ি করমু।

কাক্‌তানো=[ঢা]—ক্রি. শোকে চীৎকার ও আক্ষেপ করা ॥ [কাকুতি (<কাকুক্তি সং)+আনো প্র. ; নাম ধাতু]।

কাক্‌না=[রং]—বি কলাগাছের খোড় ॥ কাক্না দি' ..ড় মাছ রাঁধো।

কাক্‌নি মহিশ্=[ব, সি, ক]—বি. স্ত্রী মহিষ ॥ [দেখ কাকিনি]।

কাক্‌রল্=[য, ঢা, কুম]—বি. কাঁকরোল, তরকারী বিশেষ ॥ [দেখ কাঁক্রল্]।

কাক্‌রাইন্=[সি]—বি. বিশেষ ধরনের খালুই বা ডুলা ॥ কাক্রাইনের্ বিতর্ মাস্ থোও।

কাক্‌রোল্=[সি, য, খু]—বি. তরকারী বিশেষ ॥

কাক্‌লা=[ত্রা]—বি. গরুর গাড়ীর পার্শ্বের দুইটি চিকন বাঁশ ॥

কাক্‌লাশ্=[কুম, ক]—বি. গিরগিটি জাতীয় জীব ॥ [দেখ কাঁআদ্লিশ্]।

২=[য, পা, ঢা, কুম]—বিণ. শুষ্ক, কংকালসার ॥ স্যালেটা যরে বুগ্যা কাক্লাশ্ হইয়া গ্যাসে। [পূর্বে দেখ ; অর্থ প্র. কিংবা কাকল<কঙ্কাল+আশ প্র.]।

কাক্‌লাশ্‌মুর্‌তি=[য]—বিণ. কৃশ, কালো চেহারার ॥ [দেখ কাক্লাশ্+মুর্তি]।

কাক্‌লি=[খু]—বি. চাঁছিয়া জমা করা বস্তু ॥ দুধের্ হাড়ির্ কাক্লি খুব্ মাধা ॥

কাক্‌সি মাস্=[কুম, নো]—বি. ছোট মাছ বিশেষ।

কাখাই, কাখ্‌ই=[ঢা, কুম]—বি. চিরুণি ॥ [দেখ কাওই]।

কাখ্যা দান্=[পা]—বি. এক প্রকার ধান ॥

কাগ=[ঢা, ম, কুম]—সর্ব. কাহাদের ॥ কাগ বাইত্ যাবি। [কা<কাহা+গ <গো]।

কাগজিয়া=[রং]— বি. স্ট্যাম্প বিক্রেতা, ভেণ্ডার ॥ কাগজিয়ার্ বাড়ি থেকে এক্ খানা দলিল্ আন্। [কাগজ ১৫৮৮আঃ >ফা. (তুঃ কাগদ চীনা)+ইয়া প্র.]।

কাগজ্=[কুম]—বি. কাগজ ॥ একটা কাগজ্ দেও, চিঁঠি লেখ্‌মু। [<কাগজ]।

কাগা=[ম]—বি. কাক ॥ [কাক+আ প্র.]।

২=[বা]—বি. চাচা, কাকা ॥ [<কাকা]।

৩=[বা]—বি. খালা (প্রধানতঃ সম্বোধনে ব্যবহৃত) ॥

কাগানো=[খু]—ক্রি. অশ্লীল কথা বলা ॥ [দেখ কা কা+আনো প্র.; অর্থ প্র.]।

কাগাবাগা=[পা]—বি. কাকুতি মিনতি ॥ [অনু.]।

কাগারে=[পা]—সর্ব. কাহাদের ॥ নাওটা কাগারে? [কা+গারে সম্বন্ধের বহুবচনে; দেখ কাগোরে]।

কাগু=[কুম]—বি. চাচা ॥ [দেখ কাক্কু]।

২=[ফ]—বি. কাক ॥ কাগু ডাকে কা কা ॥ [কাক+উ প্র.]।

কাগে=[খু]—সর্ব. কাহাদের ॥ কাগের বাড়ি যাণ্? [কা+গে]।

কাগ্যা=[ম]—বিণ. কুৎসিত ॥ মানুশ্‌টা বর কাগ্যা। [কাক+ইয়া প্র.]।

কাগোরে=[পা]—সর্ব. কাহাদের ॥ কাগোরে কথা হুন্‌মু, দিশাই পাই না।

কাগ্=[কুম চা]—বি. ছিপি ॥ বোতলের কাগ্‌ড়া আটকাও। [দেখ কাক্৩]।

২=[রা, সি]—বি. চোংগা, ফানেল ॥ [দেখ কাক্৩; অর্থ প্র.]।

কাগ্‌যি=[সি]—বি. কাঠ পেন্‌সিল ॥ [খাগ<খাগড়া+জি/চি প্র.]।

কাগ্‌যি বাদাম্=[চট্ট]—বি. বাদাম বিশেষ ॥

কাগ্‌যি লোক্=[চট্ট]—বিণ. অর্থাটি লোক ॥ [<কাগজ+ই প্র.=কাগজের ন্যায় পাতলা]।

কাগ্‌লা=[ব, রা]—বি. কলাগাছের সার ॥ কাগ্‌লা তর্‌কারি রেঁধে খাওয়া যায় ॥

কাগ্‌লা কাঙি=[ম]—বিণ. খুব কৃপণ ॥

কাগ্‌রাও=[ম]—বি. অস্পষ্ট আওয়াজ ॥ পিটুনি খাইয়া চোঁর্‌টা কাগ্‌রাও কর‍্যা কি যেন্ বলিল্।

কাঙ্=[রং, রা]—বি. পশুর স্কন্ধ ॥ বলদের্ কাঙে জোয়াল্। [কান্<স্কন্ধ]।

কাচ'র্=[ম]—বি. ময়লা ॥ কাপড় অনেক্ কা'চর্ লাগ্‌সে। [<কচ্চর সং; তুং কীচর হিং]।

কাচল্=[রা]—বি. হালট, দুই উঁচু ভূমির মধ্যবর্তী নীচু দীর্ঘ পথ ॥ [দেখ কাঁচল্]।

কাচ'া=[ফ, খু]—বি. জমিতে পানি রাখিবার বাঁধ ॥ [দেখ কাঁচ'া]।

২=[চা]—বি. পরিখা, ডোবা ॥

৩=[পা]—বি. ছেঁচা বাঁশ, দা দিয়া থেঁৎলানো বাঁশ ॥

৪=[বা]—বি. বাড়ীর সীমানা ॥ বাড়ির্ পুব্ কাচ'া দিয়া রাস্‌তা। [দেখ কাঁচ'া, অর্থ প্র.]

৫=[খু, য]—বি. জমির আইল সংলগ্ন অংশ ॥ যমির্ কাচা'র্ ধান্‌গুলো ভাল হয়েসে। [দেখ কাঁচ'া; অর্থ প্র]

৬=[য]—বি. গামছা জাতীয় ছোট কাপড় ॥ [কাছা (<কচ্ছ সং); অর্থ প্র.]

৭=[ফ]—বি. সমতল ভূমিতে মাটি ফেলিয়া তৈরী দীর্ঘ উঁচু স্থান ॥ কাচা'য় কলা গাস্ অয়। [দেখ কাঁচ'া]।

কাচ'াইয়া=[কুম]—অস. ক্রি. একত্রিত করিয়া ॥ কাদামাটি কাচ'াইয়া শরাইয়া ফালা। [কাছা (< কাছানো =মুছিয়া নেওয়া)+ইয়া প্র.]।

কাচ'াইন্যা=[চা]—বিণ. অবশিষ্ট ॥ [দেখ কাঁচ'াইয়া; কাছা+ন+ইয়া]।

কাচ'া গাও খাওয়া=[খু]—ক্রি. অকালে মৃত সন্তান হওয়া ॥ [কাঁচা+খাওয়া; অর্থ প্র.]।

কাচ'া গাও্ খাওয়া=[চা]—ক্রি. অকালে মৃত সন্তান হওয়া ॥ [কাঁচা+গাও (<গাত্র সং)+খাওয়া; অর্থ প্র.]।

কাচাত্ কাচাত্=[রং]—বি. হাঁটিবার ফলে কোমরের ব্যথা ॥ কোমরটা মোর কাচাত্ কচাত্ করোছে। [অনু.]।

কাচ'ানি=[চা]—বি. খাওয়ার পরে যাহা বাঁচে ॥ [দেখ কাচ'াইন্যা]।

কাচ'ানো=[পা]—ক্রি. থেঁৎলা করা, স্থানে স্থানে কোপ দিয়ে কাটা ॥ বাশ্‌টা কাচ'াও। [<কুচি+আনো প্র.=কুচি কুচি করা]।

২=[পা]—ক্রি. হালের বৈঠা নাড়িয়া নৌকা চালানো ॥

৩=[চট্ট]—ক্রি. নিকটে আসা ॥

কাচ'া পোয়াতি=[ল]—বিণ. কচি শিশুর মাতা ॥ [<কাঁচা+পোয়াতী (<পোতবতী সং)]।

কাচ'ারিগর্=[কুম]—বি. বৈঠকখানা ॥ [<কাছারি (<কৃত্যগৃহ সং)+ঘর; অর্থ প্র.]।

কাচ'ার্ গর্=[কুম]—বি. বৈঠকখানা ॥ [দেখ কাচ'ারিগর্]।

কাচ'ালি=[ম]—বি. ছোট ছেলে মেয়ে ॥ [কাঁচা+লি প্র.]।

কাচাল্=[রং, রা, দি]—বি. জ্বালাতন, বিরক্ত ॥ আর্ কাচাল্ করিস্ না, ভাগ। [<কচাল]।

কাচ'া সুইট্‌কা=[চা, কুম, ম]—বি. নবজাত শিশু ॥ কাচ'া সুইটকা কান্‌দে ক্যান্? [<কাঁচা+ছোটকা+ইয়া প্র]।

কাচ'া সুইটকা পাওয়া=[ম]—ক্রি. বুদ্ধিহীন মনে করা ॥ আমারে কি তুমি কাচ'া সুইট্‌কা পাইস নাকি। [দেখ কাচ'া সুইট্‌কা+পাওয়া; অর্থ প্র.]।

কাচ'া হুরুতা=[সি]—বি. দুধের শিশু ॥ কাচ'া হুরুতায় কান্‌সে। [<কাঁচা+সোরতা<ছোট+তা প্র.]।

কাচ'া হুরুরুতা=[সি]—বি. সদ্যজাত শিশু ॥ [দেখ কাচ'া হুরুতা]।

কাচি=[রা]—বিণ. কচি ॥ কাচি লাও।

২=[চা]—বিণ. নতুন, হালি ॥ গাইডা কাচি' বিয়াইন্যা। [কচি; অর্থ প্র.]।

ক্যাচি' খোচ'া=[চা]—বি. এক প্রকার পাখি ॥

কাচি' চ'র়্=[পা]—বি. নুতন চর॥ কাচি' চ'রের্ বসিতে তরমুয্ বালো হয়। [কচি+চর; অর্থ প্র.]।

কাচি' দুধ্=[ক]—বিণ. সদ্যপ্রসূত গাভীর দুধ॥ কাচি' দুধ্ খাওয়া যায় না। [<কাঁচা+দুধ]।

কাচি' বাসুর্=[সি]—বি. <কচি বাছুর॥

কাচি'লা=[ম]—বিণ. সদ্যপ্রসূত॥ কাচি'লা গাই॥ [দেখ কাচি'₂+লা প্র.]।

কাচু=[রা]—বি. কবুতরের বর্ণ বিশেষ॥

কাচুনি=[রা]—বি. শিশু॥ [<কাঁচা +নি প্র.]।

২=[দি]—বি. বগল॥ [<কাছ (<কক্ষ সং)+নি প্র.]।

কাচু'মাচু'=[চা]—বি. কাতরভাবে অনুনয় বিনয়॥ একুটা পয়্শার্ লাইগ্যা ফকির্‌বেডা কাচু'মাচু' কর্‌তাসে। [অনু.]।

কাচুয়া=[রং, সি]—বিণ. কচি॥ কাচুয়া ছাওয়া (রং)। [কাঁচা+উয়া প্র.]।

কাচে'া=[সি, ক]—বিণ. পেটুক, গালি বিশেষ॥ স্যারাডা বর কাচে'া। [দেখ কাচে'া₂; অর্থ প্র.]।

২=[সি]—বি. কাছিম॥

৩=[ম]—বি. ধান বিশেষ॥ কাচে'া দানের্ চা'উলের্ বাত্ বর গন্দ করে।

কাচ্'=[চট্ট]—বি. <কাজ॥

২=[ম, ঢা, কুম]—বি. চুড়ি॥ এক্ মুঠ্ কাচ্ পিন্দুস্। [কাচ; অর্থ প্র.]।

৩=[কুম, ক]—বি. চিচিঙ্গা॥

৪=[পা]—বি. ভান॥ কাচ্ কৈরা শুইয়া থাকিস্ না, কাম্ কর্।

৫=[ক]—বি. ঘরের ভিটি॥ ঘরের্ কাচ্'টা নিচু'। [দেখ কাঁচা]।

৬=[রা]—বিণ. কাৎ, হেলানো॥ ঘর্‌টা একুদিকে কাচ্ হৈয়্যাছে। [<কাৎ]।

কাচ্'কলম্=[ক]—বি. আমন ধান বিশেষ॥

কাচ্'কি পোনা=[ঢা]—বি. পোনা মাছ॥ [কাঁচা+পোনা (<পোতাধান সং)]।

কাচ্'কে=[ম]—বি. বাদলা॥ কাচ্‌কের্ মনুনি আর্ ঘরের্ বার্ হওয়া যায় না।

কাচ্'খিরা=[সি]—বিণ. অর্ধকাঁচা॥ আমুডা কাচ্'খিরা। [কাঁচা+খিরা=খীরা। خیره হিং=শসা]।

কাচ্' চে'াই=[ম]—বি. কয়েকদিন ধরিয়া অবিরত বৃষ্টি॥ এই কাঁচ্‌চে'াইতে কোথায় যাব?

কাচ্‌ছে=[রা]—বি. কয়েকদিন ধরিয়া প্রবল বাতাস সহ মাঝারী ধরণের টিপ টিপ বৃষ্টি॥

কাচ্‌টা=[রং]—বি. কাচ॥ কাচ্‌টা ভাংলু কাঁয়? [কাচ+টা]।

কাচ্'ড়া=[বা, ম]—বি. হাতে পাকানো মোটা দড়ি॥ শাড্‌টাক কাচ্'ড়া দি বাঁধ্। [কাচ<কাছি+ড়া<রা প্র.]

কাচ্'তলা=[সি]—বি. পায়খানা॥ কাচ্'তলায় যাইতানি? [দেখ কাইচা +তল+আ প্র.]।

কাচ্'তা=[সি]—বি. হা-ডু-ডু খেলার কোট॥ কা'চ্‌তা কাইট্‌টা মাঠুটা নষ্ট কৈরা কালাইসে।

কাচ্'তি=[সি]—বিণ. কাঁচা, অপরিপক্ব॥ [কাঁচা+তি প্র.]।

কাচ্'নাচ'নি=[ঢা]—বি. চৈত্রমাসের চড়কপূজা উপলক্ষে হিন্দুদের নাচগান ও কবিকের আসর॥ ন যাই, কাচ্‌নাচ'নি দেইখ্যা আহি। [দেখ কাচ্'₄+নাচনি<নাচুনি]।

কাচ্'নি=[খু]—বি. বাঁশের তৈরী বেড়া॥

কাচ্‌নি করা=[রং]—ক্রি. কাছা দেওয়া॥ [কাছ<কাছা+নি প্র. +করা]।

কাচ্'পরা=[কুম]—ক্রি. স্বেচ্ছায় শরীরের বরণ করা॥ এই কাম্ না পারলে আমি আমার্ হাতে কাচ্' পর্‌মু। [কাচ+পরা; অর্থ প্র.]।

কাচ্'মিঠা=[ঢা]—বিণ. যাহা কাঁচা অবস্থারই মিষ্ট॥ কাচ্‌মিঠা আমের্ গাছ্। [কাঁচা+মিঠা]।

কাচ্'মির্‌কা=[কুম]—বি. ভুঁতে॥ কাচ'মির্‌কা পুর্যা দাতে দিলে বেদ্‌না কমে।

কাচ্'মৌয়া=[সি]—বিণ. কাঁচা মিঠা॥ কাচ'মৌয়া আম্_কাচ'াই খাওয়া যায়্। [কাঁচা+মৌ(<মধু)+আ প্র.]।

কাচ্'রা=[সি]—বি. ময়লা॥ শাবান্ দিয়া শরিরের্ কাচ্'রা সারাও। [দেখ কাচ'র্+আ প্র.]।

কাচ্‌লা=[ব, রং, রা]—বিণ. বীজ বপনের জন্য তৈরী॥ [দেখ কাঁচল্]।

২=[ম]—বি. ধান ইত্যাদি সিদ্ধ করিবার বৃহৎ মাটির পাত্র॥

৩=[ম, রা]—বি. ধানের কচি চারা॥ বিছোনের কাচ্‌লা উঠ্‌ছে (রা)। [কাঁচা +লা প্র.]।

কাচ্'লা লেলে=[ব]—বিণ. সদ্যোজাত শিশু॥ কাচ্'লা লেলে নিয়ে অত্তুর যাবে? [দেখ কাচ্‌লা₃+ছেলে]।

কাচ্'লি=[ব]—বি. অত্যন্ত ছোট জমি॥ কাচ্'লিত্ তাংকু বুনিচি'। [দেখ কাঁচল্]।

২=[সি]—বিণ. অত্যন্ত কচি॥ কা'চ্‌লি পোনা সারা উচি'ত্ না। [কাঁচা +লি প্র.]।

৩=[ক]—বি. কৃত্রিম স্তন॥ [<কাঁচুলি<কঞ্চুলিকা সং]।

কাছত্=[দি]—বি. কাছে॥ আমার কাছত্ আয়্। [কাছ+ত বিভক্তি]।

কাছাড়্=[রং]—বি. নদীর ধার॥ [<কছার کچهار হিং<কচ্ছ সং]।

কাছাপাড়া=[রা]—বিণ. চলনে চিলে ঢালা॥ [কাছা+পড়া (=পতিত)]।

কাছাবাছা=[রা]—বি. আকুলি বিকুলি॥ [অনু.]।

কাছুয়া=[রা]—বিণ. পেট(ব্যাঙ্গার্থে)॥ অত খেয়েও তোর্ কাছুয়া ভরে না।

কাছ্=[রং]—বি. উরু॥ মোর কাছ্ কুনি বিস্ ধৈছে। [দেখ কাঁছ্]।

কাছ্ছা=[য়া]—বি. <কাস্তে ॥ কাছ্ছা দিয়ে ধান্ কাটে।

কাছ্নি=[য়া, দি]—বি. শিশু ॥ কাছনি কান্দোছে ॥ [কাঁচা+নি প্র.]।

কাছ্রা=[রং]—বি. কাছি ॥ নায়ের্ কাছরা ছিড়্যা গেইছে। [দেখ কাচ্‌ড়া] ॥

কাছ্লা=[রং]—বি. মাছ বিশেষ ॥

২=[রং]—বি. কাপড়ের পাড় ॥ কাপড়ের্ কাছ্লাডা কায়্কয়া। [< কাছ(<কচ্ছ সং)+লা প্র.]।

কাজা=[দি]—বি. বিলম্ব ॥ কাজা করি নামাজ্ পড়া ভাল না। [<কযা' قضاء আং]।

২=[রা[—বি. বিবাদ, মামলা ॥ বুড়া বয়শে কাজাকুজা ছাইড়া দ্যাও। [কযীয়ঃ قضيه আং]।

কাজাক্=[রং]—বি. তিরস্কার ॥

কাজুয়া=[দি]—বিণ. কাজের ॥ [কাজ (<কার্য)+উয়া প্র.]।

কাজ্=[রং]—বি. দ্বিতীয় বিবাহ ॥ [< কাজ<কজ্জ<কার্য্য সং ; অর্থ প্র.]।

কাজ্জি=[য়া]—বি. দ্বিতীয় বিবাহ। মেয়েটার্ কাজ্জি পুরিছে। [দেখ কাজ্]।

কাজ্জি বাত্=[য়া]—বি. সর্বনাশ ॥ ওঁই আঁমার্ কাজ্জি বাত্ করিছে। [<কার্য+ব'আদ بعد আং ; অর্থ প্র.]।

কাজ্লা=[রা]—বি. একটি ধানের নাম] ॥

কাযল=[সি]—বি. প্রদীপের কালি ॥ লেম্পর্ কাযল্ দি কালি বানাই লো। [< কাজল<কজ্জল সং]।

কাযল্কি=[চা]—বি. আমন ধান বিশেষ ॥

কাযল্ হাইল্=[চা]—বি. আমন ধান বিশেষ ॥ [দেখ কাযল্+হাইল <শালি]।

কাযা=[বা, য]—বিণ. নষ্ট ॥ ডিম্‌টা কাযা হৈয়া গেস্রে। [দেখ কাইয্যা]।

২=[পা]—বি. বিবাদ, মামলা ॥ বুড়া বয়্শে কাযা লাইড়া দ্যাও। [দেখ কাজা,]।

৩=[কুম]—ক্রি. বিণ. ঠেলা, চাপ ॥ ডিবার্ মুখ্ কাযা দিয়া তুল্।

৪=[কুম]—বি. বিপদ, প্রাণহানি ॥ তার্ উপ্‌রে এক্‌টা কাযা গ্যাসে। [কযা' قضاء আং=মৃত্যু]।

কাযালো=[কুম]—ক্রি. ঠেলা দেওয়া ॥ কাযাইয়া ফালাইয়া দিবি নাহি? [দেখ কাযা৩ +লো প্র.]।

২=[পু, য]—ক্রি. অশ্লীল বাক্য বলা ॥ চুপ্ কর, কাযাইও না।

কাযি=[চা, ফ, রা]—বি. আমানি, অনেক দিনের ভিজানো টক চাউল ॥ কাযির্ যাউ খাইবা নাহি? [<কাঁজি]।

২=[ম]—বি. ভাতের মাড় ॥ ধোপারা কাপরে কাযি দ্যায়্। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাযিমরা=[ম,কুম,সি]—বিণ. আধা-মরা ॥ রৈদের তেযে মাস্ কাযিমরা ঐসে। [দেখ কাযা৩+মরা]।

কাযিমাযি=[ম]—বি. চেঁচামেচি ॥ বেশি কাযিমাযি কর্‌লে মাইর্ খাইবি। [অনু.]।

কাযিয়া কেরেংকাল্= [সি]— বি. কলহ ॥ [দেখ কাজা২+কেলেংকার (<কলঙ্ককর সং) ; বর্ণবিপর্যয়]।

কাযিয়াখোর্=[ম]—বিণ. ঝগ্‌ড়াটে ॥ বেটা বর কাযিয়াখোর্। [দেখ কাজা২ +খোর خور ফা ; তুং নেশাখোর ; অর্থ প্র.]।

কাযিয়া মাযিয়া=[সি]—বি. কলহ ॥ [দেখ কাজা২ ; মাযিয়া অনু:]।

কাযিরঅ=[চট্ট]—বি. কাজীদের ॥ [কাজী<কাযী قاضي আং+র (সম্বন্ধে)]।

কাযির্ আরি=[চা]—বি. কাঁজির হাঁড়ি ॥ কাযির্ আরিটা কুত্তায় বাংলো। [দেখ কাঁজি+র (সম্বন্ধে)+ হাঁড়ি(< হাণ্ডী সং)]।

কাযির্ পাল্লা=[বা]—বি. ভাত রশুন পানি ইত্যাদি মিশ্রিত পানির পাতিল বিশেষ ॥ ভয়ে কাযির্ পাল্লাত্ লুকাইসে। [দেখ কাঁজি+র (সম্বন্ধে)+ পালনা<পাইলা<পাতিল+আ প্র. বা <পাত্র+লা]।

কাযির্ বাত্=[ম]—বি. পঁচানো চাউলের ভাত ॥ [কাঁজি+র (সম্বন্ধে) +ভাত<ভক্ত সং)।

কাযির্ সরা=[চা]—বি. পচা চাউল দিয়া তৈরী ছোট ছোট পিঠা ॥ কাযির্ সরা খাইলে পেড্ খারা অয়। [কাঁজি +র(সম্বন্ধে)+হড়া ; অর্থ প্র.]।

কাযুবাযু=[ম]—বিণ. সংকুচিত ॥ চো'র্‌টা ধরা পৈড়া এক্‌কেরে কাযুবাযু হৈয়া পড়্‌সে। [অনু.=কাচুমাচু]।

কাযুয়া=[ব]—বিণ. কাজের, কর্মী ॥ [কাজ+উয়া প্র.]।

কাযুলি=[চা]—বি. এক প্রকার মাছ

কাযে=[ম]—বিণ. পুরানো নষ্ট ॥ কাযে ডিম্ আন্‌স কেন্? [দেখ কাইয্যা]।

২=[মু]—বি. ঝগড়া, কলহ ॥ এম্‌নি ভাবে রাত্‌দিন্ কাযে করালি পোংশারে ভাটি লাগ্‌বে। [দেখ কাজা২]।

কাযেব্=[চট্ট, ম]—বিণ. মিথ্যুক ॥ লোক্‌টা এক্‌দম্ কাযেব্। [কাযিব کاذب আং]।

কাযে বাগে=[সি]—ক্রি.বিণ. প্রয়োজনে, ঠিক কাজে ॥ মাতুলে কাযে বাগে মাত। [কাজ+এ ; ভাগ+এ]।

কায্যা=[পা]—বিণ. নষ্ট, টক ॥ কায্যা ডিম্। [দেখ কাইয্যা]।

কাযোল্=[কু]—বি. <কাজল ॥ চো'খে কাযোল্ দেয়্।

কায্ করা=[ম]—ক্রি. বিবাহ করা ॥ দেখে শুনে এক্‌টা কায়্ করে দাও। [দেখ কাজ+করা]।

কায্যম্=[নো]—বি.জামফল ॥ [< কাল জাম]।

কায্যাম্=[ম]—বিণ. ডাহামিথ্যা ॥ কথাডা একেরে কায্যাম্। [কয্যাব كذاب আং ; অর্থ প্র.]।

কায্ দেওয়া=[ব]— ক্রি. বিবাহ দেওয়া ॥ মেলেডার্ এবার্ কায়্ দিতে হবে। [দেখ কাজ+দেওয়া]।

কায়্যায়্=[সি]—বি. অনুনয় বিনয় ॥ হিতারে কায়্‌মায়্ করি রাযি করাইসি। [দেখ কাযুবাযু]।

কায়্‌ মিন্‌তি=[সি]—বি. <কাকুতি মিনতি ॥ কায়্ মিন্‌তি কর‍্যা অপরাদ্ মাপ্ করাই লাইসি।

কায়্‌লা=[কুম]—বি. এক প্রকার পাটের নাম।

২=[বা]- -বি. লোহার খিল ॥

৩=[কুম, ম, দি, বা]—বিণ. কালো রং বিশিষ্ট ॥ কায়্‌লা গাই। [কাজল (<কজ্জল সং)+আ প্র.]।

কায়্‌লাম্‌=[সি]—বি. খিজালত ॥ কায়্ লগে কায়্‌লাম্ কর। [?<ফাযিল ﻓﺎﺿﻞ +আম প্র]।

কায়্‌লি=[ব]—বি. ইক্ষুর শ্রেণী বিশেষ।

কাটা=[দি, পা]—বি. বেতের তৈরী ডালা ॥ এক্ কাটা ধান্ ধার্ দেও চাঁচি, (পা)। [<কাঠা<কাষ্ঠা সং]।

২=[বা, ব, পা]—বি. মাছ ধরার জন্য নদীতে ডালপালা ফেলিয়া যে ব্যবস্থা করা হয় ॥ [<কাঠাম (<কাষ্ঠকর্ম সং) ; অর্থ প্র.]।

৩=[ক]—বি. পিঠা বিশেষ ॥ [< কাটা (<কাটনা হিং <কট্টন প্রাং< কর্তন সং) =কাটাপিঠা ; অর্থ প্র]।

কাটাই=[রং]—বি ছুরি বিশেষ। কাটাইটা আন্ তরকারি কাটো। [কাটাবি< কর্তনী সং]।

কাটাইর্‌=[রং]—বি. চাকু ॥ [দেখ কাটাই]।

কাটাইলা মাস্‌=[কুম]—বি মাছ বিশেষ ॥ কাটাইলা দর্।

কাটাইল্‌=[সি, চা]—বি. ছুরি, ছোট দা, কাটারী ॥ [দেখ কাটাইর্]।

কাটাউ=[রং]—বি. রাগ, গরম ॥ তোর্ জে খুব্ কাটাউ বাহে ? [<কাটা + আউ/আও প্র.]।

কাটাউ কাটাউ=[রং]—অব্য. এক প্রকার শব্দ ॥ [ধ্বন্যা.=খট্ খটা খট্]।

কাটা ওঠা=[খু]—ক্রি. বয়স্ক হওয়া ॥ গেলেটার এখোনও কাটা ওঠে নাই। [কাঁটা+উঠা ; অর্থ প্র.]।

কাটাওলা=[সি]—বি. বর্ষাকালের এক প্রকার ঘাস ॥ কাটওলায় দান্ খাইলিসে। [কাঁটা+ৱালা ﻭﺍﻟﺎ হিং =কাঁটা বিশিষ্ট]।

কাটাকচু=[খু]—বিণ. অপদার্থ ॥ কাটাকচু গেলেটা খালি পারে শয়্‌তানি। [দেখ কাঁটাকচু]।

কাটাকামানি=[সি]—বি. দাঁড়িপাল্লা বিশেষ ॥ [কাঁটা+কামান (<কমান ﮐﻤﺎﻥ ফা.=ধনুক)+ই প্র. ; অর্থ প্র.]।

কাটাকুটা=[সি]—বি. কণ্টকাদি ॥ [কাটা (<কণ্টক সং)+কুটা (<কূট সং)]।

কাটা খদিরা=[দি]—বি. কাঁটাযুক্ত শাক বিশেষ ॥ [কাঁটা+ক্ষুদ্রিকা]।

কাটা খরিয়া=[ফ]—বি. এক প্রকার কাঁটা যুক্ত আগাছা ॥ [দেখ কাটা-খুদিরা]।

কাটা খৈয়া=[চা]—বি. কাঁটাযুক্ত গাছ বিশেষ ॥ [দেখ কাটা খুদিরা]।

কাটা গোচাঁ=[চা]–বি. পথের বাধা ॥ [কাঁটা+গোছা (<গুচ্ছ সং) ; অর্থ প্র.]।

কাটা ছিরা করা=[রং]—ক্রি. মন্ত্র পূত করা, ফুক দেওয়া ॥ ঝাউয়া খানের একটা কাটা ছিরা করি নে কেনে। [কাটা (<কর্তন সং)+ছিরা (<ছেদন) +করা]।

কাটা দেওয়া=[বু]—ক্রি খাড়া হওয়া, সোজা হওয়া ॥ ভয়্‌তে তার্ গার্ লোয়া কাটা দেলে ॥ [কাঁটা+দেওয়া ; কাঁটার ন্যায় শরীরের লোম খাড়া হইয়া উঠা]।

কাটানি=[রং]—বি. চোরাবালি ॥ কাটানিত্ পড়ে গরুটা এইজে ধর্‌ফরাছে। [দেখ কাটা৩+নি প্র.; অর্থ প্র.]

কাটানটি=[ম]—বি. ছোট কাঁটা-ওয়ালা শাক বিশেষ ॥ [=কাঁটানটে]।

কাটান্‌=[পা]—বিণ. গভীর, আবর্তশীল ॥ দেখ কাটা৩+আন প্র. ; অর্থ প্র.]।

কাটান্‌ দেওয়া=[ম]—ক্রি. গরুর বিচি ফেলা ॥ গরুটার্ এখনো কাটান্ দেয়া হয়্‌নি। [দেখ কাটা৩+ন+ দেওয়া]।

কাটাবান্‌=[ম]—বি. পাট ॥

কাটাবালা=[পা]—বি. বাজু, রৌপ্য নির্মিত গ্রাম্য মেয়েদের কব্জির গহনা বিশেষ ॥ 'হাতে দিব কাটাবালা, পায়ে দিব খাড়ু'—গীত। [দেখ কাটা + বালা (<বলয় সং)]।

কাটামারিশ্‌=[চা]—বি. ঔষধ জাতীয় গাছ বিশেষ ॥

কাটাম্‌=[রং]—বি. শারীরিক গঠন, আকৃতি ॥ লোক্‌টার্ কাটাম্ ভালো। [<কাঠামো<কাষ্ঠকর্ম সং]।

কাটারি=[খু]—বি. কাঁচি ॥ কাটারি দি ধান্ কাটে। [দেখ কাটাই]।

কাটারি আনায্‌=[পা]—বি. এক প্রকার বড় সিম তরকারী ॥ কাটারী আনায্ কত কৈরা শেষ্ ?

কাটারি ভোগ্‌=[রা]—বি. একটি ধানের নাম ॥

কাটার্‌ কাটার্‌=[রং]—অব্য. এক প্রকার শব্দ ॥ তুই কাটার্ কাটার্ করিস্ কেনে ? [ধ্বন্যা.]।

কাটার্‌ কিটির্‌=[রং]—বি. হৈচৈ, গোলমাল ॥ এত কিশের্ কাটার্ কিটির্ বাহে ? [অনু]।

কাটালা শিংগারা=[চা]—বি. পানিফল, ত্রিকোনাকার জলজ ফল বিশেষ ॥ [কাঁটা+ৱালা হিং+শিংগাড়া<শৃঙ্গাটক সং]।

কাটালি=[রং]—বিণ. কাঁঠালের মত ॥ কাটালি বান্‌না লাগে। [কাঁঠাল+ই প্র.]।

কাটালি চাঁপা=[চা]—বি. এক প্রকার ফুল ॥ [দেখ কাটালি+চাঁপা<চম্পা]।

কাটালেবু=[সি]—বি. কাগজি লেবু ॥ [দেখ কাটা (=কর্তিত, হয় যে)+লেবু]।

কাটালে বোন্দা=[ম]—বিণ. খুব ভারী ॥ [দেখ কাটা৩+আলী প্র.+

যোৱা=যে যোৱা কাটিয়া নামায়]।

কাটাল্=[রং]—বি. ঘন বন॥ বাঘ্ ডোকরায় কাটালে একলায় যাবু। [কাঁটা +আল প্র.]।

কাটাল্ পাখির বুলি=[সি] বিণ. অনিশ্চিত॥ তোর্ কথাতো কাটাল্ পাখির বুলি। [দেখ কাটা৬ + আল=যে পাখি শিকল কাটিয়া পালায়]।

কাটা হানা=[রং]—ক্রি. কাঁটা বিঁধা॥ আমার পায়ে কাটা হানিয়াছিল্। [কাঁটা +সান্ধা(< সান্ধানো = প্রবেশ করা)]।

কাটি=[বা]—বি. সুপারী গাছের শলাকা॥ সেলেটাকে একটা কাটি দি পিটান্ দিয়াসে। [<কাঠি]।

২=[রা, পা]—বি. শোচনীয় রূপে পরাজিত ব্যক্তি, গালি বিশেষ॥ যা যা কাটি, বেশি ফুটানি করিস্ না।

৩=[পা, রা, য]—বি. জেলেদের জালে ব্যবহৃত লোহা॥

৪=[রা]—বিণ. দক্ষ, পারদর্শী॥ কাটি মোর্, তুই ... আর্ ... কেন্? [দেখ কাটা৩+ই প্র.; অর্থ প্র.]।

৫=[চট্ট]—বি. বাঁধ॥

কাটি ধরা=[রা]—বি. জাল বিশেষ॥ কাটি ধরা দি লোকেরা মাস্ ধরে।

কাটি ঘা=[খু]—বি. সর্প দংশন॥ [দেখ কাটা৬+ই প্র.+ঘা (<ক্ষত সং); স্বভাষনে]।

কাটু=[রা]—বিণ. শিশু॥ তুই কি কাটু যে কাজটা করতে পারবি না।

কাটুনি=[চা]—বি. যে মাছ কাটে॥ [কোটা(<কুট্টন সং)+ই প্র.]।

কাটুয়া=[চা, ব, সি]—বি. কচ্ছপ॥ ইন্দুরা কাটুয়ার্ গোস্ খায়। [দেখ কাউট্টা]।

২=[রং]—বি. কাঠের তৈরী বড় পাত্র॥ [কাঠ+উয়া প্র.]।

৩=[সি]—বিণ. কৃপণ॥ লোক্টা বর কাটুয়া। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

কাটুয়াভ্ গংগা=[রং]—বি. সামান্যতে অনেক, সামান্য খালেই গঙ্গা নদী॥ [<কাঠুয়া=কাঠের খুরি+গঙ্গা]।

কাটুয়া নাগা=[রং]—বিণ. খুব অন্ধকার বা মলিন॥ কাটুয়া নাগা মুখ। [কাঠ সদৃশ মলিন; দেখ কাঠুয়া, নাগা <লাগা; অর্থ প্র.]।

কাটুয়া পান্ডু=[রং]—বি. এক প্রকার রোগ॥ [যে পাণ্ডুরোগে শরীর কাঠের ন্যায় হয়]।

কাটুয়ামি=[সি]—বি. কৃপণতা॥ দেখ কাটুয়া৩ +মি প্র.]।

কাটুরে=[ম]—বি. মুর্দাকে যারা খাটি-দেয়॥ তার্ মা মারা গেলে গাঁয়ের লোক্ কাটুরে হয়ে এল। [খাট (<খট্টা)=শবাধার খাট+উরে প্র.]।

কাটুহেন্=[চা]—বি. চাকু॥ কাটুহেন্ দারা কাপর্ কাটা যায় না।

কাটেধান্=[খু, য]—বি. এক প্রকার ধানের নাম॥

কাটানো=[চট্ট]—ক্রি. থলিতে কোন কিছু ঠাসিয়া রাখা॥ সানাত্ ধান্ কাট্যাই কাটাই ভর্।

কাটোয়াল্=[রং]—বি. কাঁঠাল॥ পাক্না কাটোয়াল্। [কন্ঠোআল ম, বাং<কণ্টকফল সং]।

কাটোরা=[ব, বা]—বি. দোহনের সময় গাভীকে আটক রাখার স্থান॥ [<কোঠা +রা প্র.]।

২=[চট্ট]—বি. পেয়ালা॥ [< কাটোরা<কটুরা। کٹورا হিং]।

কাটোল=[রং, পা]—বি. কাঁঠাল॥ [দেখ কাটোয়াল্]।

কাটোল্ শ্রপারি=[রং]—বি. আনারস॥ [কাঁটা+রালা হিং অথবা কাঠলের ন্যায়+সফরী سفری আং (উর্দু) =বিদেশাগত ফল; অর্থ প্র.]।

কাট্=[খু]—বি. কৃপণ, কিপটে॥ [<কাঠ<কাষ্ঠ সং, অর্থ প্র.]।

২=[বা]—বি. স্ত্রীলিঙ্গ॥

৩=[রা]—বি. তৈলের পাত্র। [< কৌটা]।

৪=[ব, বা]—বি. তেলের ময়লা॥ ত্যান্ গুনাত্ খালি কাট্। [কিট< কিট্ট সং]।

কাট্কা=[পা]—বিণ. বাকলওয়ালা॥ কাট্কা পাট্। [<কাঠ+কা=কাঠ বিশিষ্ট বা কাঠের ন্যায় শক্ত]।

২=[বা]=বি. মাথার মরামাস॥ তোর্ মাথায় কাট্কা ভরা। [দেখ কাট৪+কা]।

কাট্কি=[বা]—বি. ফাঁকি॥ একলায় কাট্কি।

কাট্‌থৈ=[খু]—বি. নৌকার পানি সেচনের জন্য কাঠের তৈরী উপকরণ॥ [<কাঠ+কো প্র.]।

২=[খু]—বি. মৎস্য বিশেষ॥ মগ্‌লে কাট্থৈ মাস্ খুব পাওয়া যায়।

কাট্টালি কলা=[চট্ট]—বি. কদলি কলা॥ [<কাঠ+আলি (=বিচি); যে কলার বিচি কাঠের ন্যায় শক্ত]।

কাট্টল্ পাগ্=[চট্ট]—বি. পাখী বিশেষ (রাত্রিতে ডাকে এবং উহার ডাক 'কাট্টল্ পাগ্' এইরূপ শোনা যায়)॥

কাট্টা=[কুম]—বি. কাছিম॥ কাট্টা পানির তলে থাকে। [দেখ কাউট্টা]।

কাট্টা কাট্টা=[পা]—বিণ. বড় বড়॥ কাট্টা কাট্টা কৈ মাস্। [<কট্টা হিং=মোটা; আধিক্যার্থে শব্দদ্বিত্ব]।

কাট্টা গোলাম্=[সি]—বিণ. একেবারে নিকৃষ্ট গুলাম॥ [কাট্(=...কাট) +গুলাম غلام ফা.<আং]।

কাট্টা চুল্=[সি]—বি. কানের সমান করিয়া রাখা চুল॥ [<কান্টা< কান+টা প্র.+চুল]।

কাট্টি মারা=[চা]—ক্রি. ঠাট্টা করা॥ কাট্টি মাইরা কথা কও ক্যা?

কাট্টেশ্=[চট্ট]—বি. জলজ গুল্ম বিশেষ॥

কাট্না=[খু, য]—বি. শপথ, সত্য॥ কাট্না কাটা।

কাট্নি=[সি]—বি. অসাক্ষাতে কাহারো বিরুদ্ধে অভিযোগ॥ [<কাট (<কুট সং)+নি প্র.]।

কাট্ পিপ্ড়া=[কু]—বি. বিষধর পিঁপড়া বিশেষ ॥ [<কাঠ+পিঁপড়া <পিপীলিকা সং]।

কাট্কান্দ=[খু]—বি. কাঠনির্মিত পাখী ধরার ফাঁদ বিশেষ ॥ [কাঠ+ফাঁদ]।

কাট্ফিশ্=[ম]—বি. কোর্টফি ॥ আমার্ লাইগ্যা একটাহার্ কাট্ফিশ্ আন্বাইন্। [কোর্ট ফি court fees ইং]।

কাট্মুরা=[রা]—বি. লোহার ফালের নীচেকার লাঙলের ছুঁচালো অংশ ॥ [<কাঠ+মুড়া<মুড্ড<মুণ্ড সং+আ]।

কাট্রা=[রা]—বি. শিম বিশেষ ॥ খাবিত কাট্রা বাশ্।

কাট রাংগা=[খু, য]—বি. একটি ধানের নাম ॥

কাট্লগা=[ব, রা]—বি. নখের আগার সাদা শক্ত অংশ ॥ কাট্লগা কেটে ফেল্। [<কাঠ+লগা<নখা<নখ +আ প্র.]।

কাঠল্ শুপারি=[রা]—বি. আনারস ॥ [দেখ কাটোল্ শুপারি]।

কাঠা=[য]—বি. কচ্ছপ জাতীয় জলজ প্রাণী ॥ [দেখ কাউট্টা]।

২=[চট্ট, ঢা, সি, কুম]—বি. পাঁচ বা দশ সের পরিমান চাউল ধরে এইরূপ বেতের পাত্র ॥ কাঠা দি ধান্ মাপি নেও। [দেখ কাটা]।

৩=[সি, ব, রা]—বি. মাছ ধরিবার জন্য বাঁশের তৈরী 'সপরার' (ত্রিকোনাকার উপকরণ) মধ্যেকার ডালপালা ॥ ডাল্ কাট্তে হবে, শপ্রার্ কাঠা লাগ্বে। [কাঠ+আ প্র.]।

কাঠাই=[রং]—বি. চাকু, ছুরি ॥ কাঠাই দে মাছ কুটি। [দেখ কাটাই]।

কাঠাইল্=[সি]—বি. ছুরি ॥ কাঠাইল্দি মাছটি কাট্। [দেখ কাটাইল্]।

কাঠাম্=[ঢা]—বি. ঘরের সাজ ॥ কাঠাম্ সারা গর্ অয় না। [দেখ কাটাম্]।

কাঠাল্কুশি=[বা]—বি. নয়না মাছ ॥ কাঠাল্কুশি খাস্ মযা না। [<কাঁঠাল+কোষ+ই]।

কাঠাল্ পাইক্=[সি]—বি. হলদে পাখী বিশেষ ॥ [পাকা কাঁঠালের রং এর ন্যায় রং বিশিষ্ট পাখী]।

কাঠি=[চট্ট]—বি. নদীর তীরের বাঁধ ॥ [দেখ কাটি]।

২=[দি]—বি. ছিপ, মাছ ধরার যন্ত্র ॥ কাঠিতে মাছ্ মার্তে যাবো। [<কাঠি<কাঠ+ই প্র.]।

৩=[চট্ট]—বি. ছোট রাস্তা ॥

৪=[বা]—বি. ধানের মাপ বিশেষ (৬৫ তোলা ওজনের ৩২ সেরে এক কাঠি হয়) ॥ [দেখ কাঠা২]।

কাঠিডাট্=[সি]—বিণ. স্বাস্থ্যবান্, অটুট ॥ [<কাঠ+ই প্র.+ডাঁট= শক্ত ; <দৃঢ় সং ?]।

কাঠিয়া=[সি]—বি. হালচাষের একটি উপকরণ ॥

কাঠিয়ারা=[সি]—বি. <কাঠুরিয়া ॥

কাঠির্=[য]—বি. সর্পদংশন ॥ কাঠির্ ঘায়ে লোক্টা মারা গেসে। [দেখ কাটি ঘা]।

কাঠুয়া=[চা]—বি. সুতার ॥ কাঠুয়ায় পান্শি বানায়। [<কাঠ+উয়া প্র.]।

কাঠেইর্=[দি]—বি. ছোট ছুরি ॥ [দেখ কাটাইর্]।

কাঠ্যাল্যা=[রা]—বি. কাঁঠালের দেশের লোক ॥ হামার বাড়িত্ কাঁঠ্যাল্যা আইশ্যাছে। [কাঁঠাল+ইয়া প্র.]।

কাঠৈল্=[চট্ট]—বি. কাঁঠাল ॥

কাঠোরা=[পা]—বি. যানবাহী নৌকার চারিদিকের বেড়া ॥ এত্ত বোঝাই কর্ল কেন্, কাঠোরা পানি পাইসে। [কাঠ+রা প্র.]।

কাঠ্কারবার্=[পা]—বি. কাঠের ব্যবসায় ॥ [কাঠ+কারবার]।

কাঠ্কুরলে=[]—বি. এক প্রকার পাখি। [কাঠ+কুড়াল (<কুঠার) +এ প্র.]।

কাঠ্কেওয়ারি=[ম, চা, কুম]—বি. কাঠের কপাটযুক্ত টিনের বেড়া ॥ টিনের্ গর কাঠ্কেওয়ারি না ঐলে শোবে না। [<কাঠ+কেওয়ার< কিবাড় হিং<কপাট সং+ই প্র.]।

কাঠ্ঠিয়ে কলমে=[ম]—ক্রি. বিণ. সঠিকভাবে, অভ্রান্তভাবে ॥ তারে কাঠ্ঠিয়ে কলমে শব্ বানাইসি। [< কাঠি+এ+কলম+এ (বিভক্তি) ; হাতে কলমে]।

কাঠ্ঠোকর্=[খু]—বি. কাঠঠোকরা পাখি ॥ কাঠ্ঠোকর্ পাখির্ মাথায় খোপা আসে। [কাঠ+ঠোকর=কাঠ ঠোকরায় যে পাখী]।

কাঠ্তিল্=[রা]—বি. তিলের শ্রেণী বিশেষ ॥

কাঠ্বিয়েল্=[য]—বি. <কাঠবিড়াল ॥

কাডলের্ বতা=[ঢা]—বি. কাঁঠালের কোষবিহীন অংশ ॥ কাডলের্ বতাডা গরুরে দ্যাও। [কাঁঠাল+এর(বিভক্তি) +ভোঁতা]।

কাডল্=[কুম]—বি. <কাঁঠাল ॥

কাডাইয়া=[কুম]—বি. এক প্রকার বাঁশ ॥ কাডাইয়া বাঁশের্ বেত্তি বালা অয়্।

কাডাইর্=[ঢা,কুম]—বি. ছুরি, ছোট দা ॥ কাডাইর্ দি মোরগ্ যবে কর্। [দেখ কাটাইর্]।

কাডাইরা=[কুম]—বি. এক প্রকার লম্বা মাছ ॥ কাডাইরা মাসের্ কুরি কত ?

কাডাইল্যা=[নো]—বিণ. গভীর ॥ হৈর্গাডা বড় কাডাইল্যা। [দেখ কাডাল্২+ইয়া প্র.]।

কাডাইল্=[ফ,চট্ট,বা]—বি.ছোট দা ॥ তোমাগের্ কাডাইল্টা আমারে দ্যাও। [দেখ কাটাইল্]।

২=[কুম]—বি. কাঁতি ॥ কাডাইল্ দি গুয়ারি কাডে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাডাকাডি=[ক]—বি. প্রবল প্রতিদ্বন্দ্বিতা ॥ দুই দলে কাডাকাডি লাগ্সে। [<কাটাকাটি ; অর্থ প্র.]।

কাডা খালি=[ক]—বি. দুই খালের

সংগমস্থল ॥ [কাটা+খাল+ই ; অর্থ প্র.]।

কাডা খুদ্‌ইরা=[চা, কুম]—বি. এক প্রকার কাঁটাযুক্ত গাছ ॥ [দেখ কাটা খুদিয়া]।

কাডানেশ্‌শর্‌=[চা]—বি. এক প্রকার ঔষধের গাছ ॥ কাডানেশ্‌শরের্‌ গাছ্‌ পাচ'নে লাগে।

কাডানো=[চা]—ক্রি. বড় হওয়া ॥ তোমার্‌ কিরকিরিয়ে. পোলাডা কাডার্‌ না। [<কাঠ+আনো ; নামধাতু ; অর্থ প্র.]।

২=[চা]—ক্রি. বিচি ফেলা ॥ [< কাটানো=কর্তন করা ; অর্থ প্র.]।

কাডা পিডা=[চা]—বি. নারিকেল দুধ ইত্যাদি সহযোগে তৈয়ারী পিঠা বিশেষ ॥ [কাটা পিঠা ; দেখ কাটা$_৩$]।

কাডা বান্‌=[চা]—বি. বাঁশের বেড়ার এক প্রকার বাঁধন ॥ বেড়াডাত্‌ কাডা-বান্‌ দ্যাও। [কাটা+বাঁধ (<বন্ধন সং)]।

কাডাম্‌=চা]—বি. প্রতিমার বাঁশের কাঠামো ॥ [দেখ কাটাম্‌]।

কাডায় কাডায়=[চা]—ক্রি.বিণ. ঠিক ঠিকমত, বেশিও নয় কমও নয়, মাপ মত, মুখে মুখে ॥ এক্‌কেলে কাডায়্‌ কাডায়্‌ পাচ্‌' শের্‌ চ'উল্‌ আন্‌। [< কাঁটায় কাঁটায়]।

কাডালি=[নো]—বি. চাপিলা মাছ ॥ কাডালি মাসে কাডা বয়া।

কাডাল্‌=[চা]—বি. <কাঁঠাল ॥

২=[চা,ম]—বি. কাল, সময় ॥ শেশ্‌ কাডালে এ্যাই কাম্‌ডা কর্‌লি।

৩=[কুম]—বিণ. কাজের ॥ লোক্‌টা বড়্‌ কাডাল্‌। [কাট (<কর্তন)+আল প্র. ; অর্থ প্র.]।

৪=[কুম]—বি. মাছের জন্য পানিতে ফেলা গাছ গাছালি ॥ গাতাডাত্‌ কাডাল্‌ দে। [কাঠ+আল প্র.]।

৫=[সি]—বি. স্রোত ॥ কাডালে নাও বালা চ'লে। [<কোটাল=অমাবস্যা ও পূর্ণিমার জোয়ার]।

কাডা হিরা দেওয়া=[বা]—ক্রি. কণ্টকিত হওয়া, শিহরিত হওয়া ॥ [কাঁটা (=কণ্টক)+শিহরা(<শিহরণ)+ দেওয়া=হওয়া]।

কাডি=[মৌ]—বি. পথ, রাস্তা ॥ কাডি দি হাডি যাও। [দেখ কাঠি$_১$]।

২=[বা]—বি. পাঁজরের হাড় ॥ গাস্‌ তে পড়্যা তার্‌ কাডি ভাংসে। [< কটি সং]।

৩=[বা]—বি. কাঠি ॥ এক কাডি দানের্‌ দাম্‌ দশ্‌ ট্যাহা। [<দেখ কাটা]।

৪=[ক]—বি. মাছ ধরার জালে ব্যবহৃত ছিদ্র বিশিষ্ট লোহা ॥ [দেখ কাটি$_৩$]।

কাডিকুডি=[চা]—বি. কাটাকাটি বা দুষ্টামি ॥ এত কাডিকুডি করস্‌ কেন্‌? [<কাটিকুটি]।

কাডিজ্‌=[ফ]—বি. কার্তুজ, বন্দুকের গুলি ॥ [<কার্টিজ cartridge ইং কিংবা কার্তুস cartouche ফ্রে.]।

কাডিয়া মাস্‌=[নো]—বি. ইলিশ মাছ ॥ [<কাঁটা+ইয়া প্র.+মাছ]।

কাডুইন্যা=[কুম]—বিণ. কাটা ॥ নাক্‌ কাডুইন্যা পোলায়্‌ আবার্‌ কি কৈরা ইশ্‌কুলে আগে। [কাট (<কর্তন)+ উন+ইয়া প্র.=নাক কাটা]।

কাডুইর্‌গা=[কুম,নো]—বিণ. কঠিন, কৃপণ ॥ হে খুব্‌ কাডুইর্‌গা মানুশ্‌। [কাঠ+উরে+গা=মত]।

কাডুইন্যা বুঝাই=[চা]—বিণ. খুব বেশী বোঝাই ॥ নাওডা কাডুইন্যা বুঝাই ঐসে। [কাঁঠাল+ইয়া প্র.+ বোঝাই]।

কাডুয়া=[সি]—বি. মাছ ধরিবার উপ-করণ বিশেষ ॥ কাডুয়াত্‌ এক্‌টা কাতল্‌ মাস্‌ বায়্‌সে।

কাডে=[কুম]—বি. পার্শ্বে, ধারে ॥ নাওয়ের্‌ কাডে খারাইলে পানিত্‌ পৈরা যাবি।

কাডেম্‌=[কুম]—বি. প্রতিমা, প্রতি-মূর্তি ॥ হিন্দুপাড়া কাডেম্‌ দেখ্যা আয়্‌গা। [দেখ কাটাম্‌]।

কাডেল্যা মাইর্‌=[চা]—বি. শক্ত প্রহার ॥ চো'র্‌ডারে কাডেল্যামাইর্‌ দিসি। [<কাঁঠাল+ইয়া+মার ; যে পিটুনিতে কাঁঠাল পাকে, তেমনি পিটুনি বা মার]।

কাডেল্‌=[সি]—বি. ছোট দা ॥ কাডেলে খুব্‌ দায়্‌। [দেখ কাঠাইল্‌]।

কাড্‌=[চা]—বি. <কাঠ ॥ শাল্‌ কাডে বালা নাও অয়্‌।

কাড্‌ডা=[কুম]—সর্ব. কাহারটা ॥ [কার<কাহার+টা]।

কাড়া=[দি]—বি. এক প্রকার অলঙ্কার ॥ [কড়া=আংটা ; অর্থ প্র.]।

২=[রা]—বি. গরুকে খাওয়াইবার খড় ॥ কাচা কাড়া গরু খায় ভালা। [খড়+আ প্র.]।

৩=[য]—ক্রি. তোলা ॥ আমার্‌ পায়্‌ কাডাটা কাড়ে দেও? [কাড়া= কাড়িয়া নেওয়া ; অর্থ প্র.]।

৪=[পা]—বি. মুষ্টি ॥ সেরাডারে এক্‌ কাড়া বাত্‌ দে। [কড়া ; অর্থ প্র.]।

কাড়াই=[পা, রং]—বি. কড়াই ॥ কাড়াইটা পরিশ্‌কার্‌ কর্‌। [<কড়াই< কটাহ সং]।

কাড়াইল্‌=[রং]—বি. যে উপকরণ-দ্বারা ঘর ঝাড়া হয়, ঝাড়ু ॥ [কাড়া +ইল প্র.]।

কাড়াইয়া কাড়াইয়া=[খু]—ক্রি. বিণ. বার বার বলিয়া ॥ তাকো কাড়াইয়া কাড়াইয়া শব্‌ কথা শুনিসি। [কাড়া (< কাঁড়)+ইয়াপ্র.]।

কাড়াং কিড়িং=[রং]—অব্য. চিবানোর শব্দ ॥ কাড়াং কিড়িং করি খাবার্‌ খাচিন্‌। [ধ্বন্যা.]।

কাড়া করা=[য]—ক্রি. ঢেঁকি দ্বারা চাউল কাড়া ॥ [কাড়া (< কাঁড় < কণ্ড সং=চাউল নিস্তুষ করা)+ করা]।

কাড়াত্‌=[রং]—অব্য. এক প্রকার শব্দ ॥ খালি চ্যাংড়াখান্‌ কাড়াত্‌ কর্‌ছে। [ধ্বন্যা.]।

কাড়াত্ কুড়ুত্=[রং]—ক্রি. বিণ. চিবানোর শব্দ ॥ চাউল্ ভাজা কাড়াত্ কুড়ুত্ করি খাচিল্। [ধ্বন্যা]।

কাড়া দেওয়া=[রা, ফ]—ক্রি ঢাঁড়া পিটাইয়া ঘোষণা করা ॥ [দেখ কারা +দেওয়া]।

কাড়ান্যা=[পা]—বিণ. যে চাউল কাড়া হইয়াছে ॥ [কাঁড়ান<কণ্ডন সং+ইয়া ; দেখ কাড়া করা]।

কাড়ানো=[কু]—ক্রি. কথা পাকা করিয়া নেওয়া ॥ কথা কাড়াকে আর্ ভয়্ নেই ॥ [<কাঁড়া (< কাঁড়< কণ্ড্ সং)+আনো প্র; অর্থ প্র.]।

২ =[কু]—ক্রি. গোয়াল ঘর পরিষ্কার করা ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[পা, নো]—ক্রি. মাঠের নাড়া পুড়িবার জন্য লাঙ্গল দিয়া এদিক সেদিক করা ॥ বাত্ত হাওরে নাড়া কাড়াইতে গেসে। [<কাঁড়া (< কাঁড় < কৃষ্ সং+আ)+আনো প্র.]।

৪=[কু]—ক্রি. রুটি তৈরী করিবার আগে চাউলের গুড়া গরম জলে মাখানো বা সিদ্ধ করা ॥

কাড়ান্তি=[রং]—বি. <ক্রান্তি, সামান্য পরিমাণ ॥ তোকে এক্ কাড়ান্তি পরিমান্ ভাগ্ দিম্ না।

কাড়ান্ দেওয়া=[কু]—ক্রি. ছাড়ান দেওয়া, থামা ॥ বিশ্টি কাড়ান্ দিয়েসে। [কাড়ান (মেঘ গর্জন); সংস্কার আছে যে, অধিক্ষণ বৃষ্টি হওয়ার পর মেঘ গর্জন করিলে বৃষ্টি থামিয়া যায় ; অর্থ প্র.]।

কাড়া পাহানো=[পা]—ক্রি. মুঠি পাকান, মুষ্টিবদ্ধ করা ॥ [<পাহানো <পাকানো]।

কাড়াল্=[খু]—বি. নৌকার পশ্চাৎ ভাগ ॥ কাড়ালে বশে নৌকা বায়। [<কাঁড়ার<কাণ্ডার<কণ্ণহার প্রাং< কর্ণধার সং ; অর্থ প্র.]।

কাড়াশি=[নো]—বি. সুতার সাথে থাকে যে কাঠি ॥

কাড়ি=[য]—বি. বাজু ॥

কাড়িয়া=[রং]—বি. বাঁশের মোটা চোঙ্গা ॥ [<কাঁড়িয়া=কেঁড়ে]।

২=[রং]—বি. দুল জাতীয় স্বর্ণালঙ্কার ॥ চারি আনা শোনা অলেই এক্ জোড়া কাড়িয়া অয়্।

কাড়ে=[খু, য, রা]—বি. ভাঁড়, কলসী, মাটীর পাত্র বিশেষ ॥ কাড়ে করে পানি আন্। [দেখ কাড়িয়া]।

কাড়েই=[দি]—বি. কড়াই ॥ লোহার্ কাড়েই। [দেখ কড়াই]।

কাড়োয়া=[দি]—বি. ঘটক ॥ 'কাড়োয়ার্ দাড়ি ভুর্‌ভুর্, কাড়োয়া গেইছে মদন্‌পুর্'—গ্রাম্য ছড়া। [< ঘড়অ প্রাং<ঘটক সং+উয়া<উঙ্ক প্র.]।

কাড়্=[খু]—বি. <কাপড় ॥ আমার কাড়্ কৈ ?

কাড়্‌না=[রং]—বি. দুগ্ধ মন্থন করিবার বাঁশ। [<কাঁড় (<কেঁড়ে)+না ; অর্থ প্র.]।

কাড়্‌হাই=[রং]—বি. কড়াই ॥ কড়্‌হাইটা ধোও। [দেখ কাড়াই]।

কাড়্‌হোয়া=[রং]—বি. বিয়ের ঘটক ॥ অর্ বেটির্ লাগি কাড়্‌হোয়া আইছে। [দেখ কাড়োয়া]।

কাতর্=[পা]—বি. অসুখ, ব্যাধি ॥ শক্ত কাতরে তার্ শরির্ বাইংগা গেসে। [<কাতর ; অর্থ প্র.]।

কাতা=[কুম]—বি. কাঁথা ॥ শিতে কাতা গাও দ্যায়্। [=কাঁথা <কন্থা সং]।

২=[ম]—বি. দা ধারানোর কাঠ ॥ কাতাডা বাংসে। [<কাঠ (<কাষ্ঠ সং) +আ প্র.]।

৩=[রা]—বি. দাঁড়িপাল্লা, খুঁটি ॥ [<কাঁটা <কণ্টক সং ; অর্থ প্র.]।

৪=[কুম, নো, ফ]—বি. বাঁশের কাঠি ॥ [দেখ কাতা২ ; অর্থ প্র.]।

৫=[রা]—বি. বাঁশের চ্যাপ্টা লাঠি [দেখ কাতা২]।

৬=[রা, দি, নো]—বি. খেজুর গাছ কাটিবার ছুরি, অথবা খরিবার ছুরি ॥ [<কত্তিআ প্রাং<কর্তৃকা সং]।

কাতাইয়া=[ম]—ক্রি. বিণ. গর্বের সহিত বা বেগে ॥ এত কাতাইয়া কৈ চ'ল্‌স ? [<কাৎ হইয়া ; অর্থ প্র.]।

কাতাইর্=[চা]—বি. সারি ॥ কাতাইর্ বাইন্দা খাড়াও। [<কাতার<কতার قطار আং]।

কাতান্=[পা]—বি. খাড়াই, চড়াই ॥ [<কাৎ+আন প্র.]।

কাতানি=[য, রা]—বি. লোহা কাটার যন্ত্র বিশেষ ॥ [<catana পোর্তু. কিংবা<কর্তনী সং]।

কাতা নড়্‌ডা=[ফ]—বি. আগাছা ॥ [=কাঁটা নটে]।

কাতানো=[চা, কুম]—ক্রি. কাঁটা ফুটানো ॥ শিং মাসে কাতাইসে। [<কাঁটা+আনো ; নাম ধাতু]।

২=[য]—ক্রি. নির্ধারিত করা ॥ ওর্ মাইনে কত কাতানো হয়েসে ? [< কাটানো ; অর্থ প্র.]।

৩=[কুম]—ক্রি. কাটিয়া রাখা ॥ হাওলাতি ট্যাহাডা আমার্ মুনাফা পাইক্যা কাতাও। [<কাটানো = শোধ করা]।

৪ =[পা]—ক্রি. ভাগ করা ॥ যমিটা কাতানো অয়্ নাই। [<কাতা (< কিত্'আ: قطعة আং)+আনো প্র.]।

কাতা মারা=[চা]—ক্রি. হুঁ মারা ॥ হগল্ মৈশে কাতা মারে না। [<গতা <গুঁতা]।

কাতারি=[পা]—বি. কলুর ঘানির তক্তা, দইয়ের হাঁড়ি রাখিবার তাক ॥ গোয়ালার্ বাড়িতে কাতারি ধরা দৈ। [<কাট<কাঠ+আরি প্র. ; অর্থ প্র.]।

২=[সি]—বি. অপেক্ষাকৃত কম পানিতে জাত আমন ধান ॥ বন্যায় কাতারি ডুবি গেসে।

৩=[রা]—বিণ. মোটাসোটা ॥ লোক্‌টা বড় কাতারি।

৪=[বা]—বি. সারি ॥ কাতারি দিয়ে আছ্। [দেখ কাতাইর্+ই প্র.]।

কাত্তালি=[চট্ট]—বি. পাণ্ডিত্য ॥ [<*কাতুলি<কৌতুহল+ই প্র.]।

কাত্তল্=[চট্ট]—বি. কাতলা মাছ। [<কাতল্]।

কাত্তি=[ঢা, ম]—বি. বাটি বা পাত্র ॥ কাত্তি দিয়া ডাইল্ আন্।

২=[ম]—বিণ. স্তরে স্তরে সজ্জিত ॥ কাতি কাতি কাপর্। [দেখ কাতাইর্; পাঁতি শব্দের সাদৃশ্যে]।

৩=[ঢা]—বি. ঢাকনাওয়ালা টিনের পাত্র ॥ কাত্তিতে চি'রা রাহ।

৪=[রং]—বি. চাউল ইত্যাদি মাপিবার টিনের ছোট পাত্র ॥ [পূর্বে দেখ]।

৫=[সি, ঢা, নো]—বি. কার্তিক ॥ কাতিমাশেও দুর্গা পুযা অয়্। [<কাত্তিআ<কাত্তিঅ<কার্তিক]।

৬=[কুম, সি, ঢা]—বি. নারিকেল ছোবড়ার তৈরী দড়ি ॥ এক্ শের্ কাত্তি দেও। [<কাতা+ই]।

৭=[ম, দি, রা]—বি. খেজুর গাছ কাটার ছুরি বা কাস্তে ॥ কাত্তিটা এনা চোঁখাই আন্ (ম)। [দেখ কাটা৩; কর্ত্তী হিং]।

কাত্তিকোড়া=[চট্ট]—বি. আমন ধান বিশেষ ॥

কাত্তিমারা=[ম]—বিণ. যে বছর কার্তিক মাসে বাদলা হয় না ॥ কাত্তিমারা বসরে ফশল্ অয় না। [<কাত্তি(<কার্তিক)+মারা]।

কাত্তিয়া=[বা]—বি. থলে ॥ কাত্তিয়ার্ বৈদ্দে কি আসে?

২=সি]—বি গাদা বন্দুকের বারুদ গুলি রাখার ছোট মুখবিশিষ্ট বিশেষ ধরণের টিনের কৌটা ॥

কাত্তিয়া নাগা=[রং]—বিণ. মনঃ-ক্ষুণ্ণ ॥ তুই বড় কাত্তিয়ানাগা।

কাত্তিরি=[দি]—বি. মাটির ছোট পাত্র ॥ দধির্ কাত্তিরি।

কাত্তির্ টিন্=[ঢা]—বি. কেরোসিন তৈলের টিন ॥ কাত্তির্ টিনের্ বেরা।

কাত্তিশাইল্=[রা]—বি. একটি ধানের নাম ॥ [<কার্তিক শালি]।

কাত্তিশালি=[ব]—বি. আমন ধান বিশেষ ॥ [দেখ কাত্তিশাইল্]।

কাত্তিহাইল্=[ঢা]—বি. ধান বিশেষ ॥ [দেখ কাত্তিশাইল্]।

কাত্তুন্=[নো]—ক্রি. বিণ.. কাহার থেকে ॥ কাত্তুন্ আইন্সত্? [<কা (<কাআ<কাহার)+তুন্ (=হইতে)]।

কাত্তুরি পাটা=[নো]—বি. রাজ-মিস্ত্রীর কাঠের যন্ত্র বিশেষ ॥

কাত্তুর্ কুত্তুর্=[পা]—বি. বাচালতা, ছেলেমি ভাব ॥ [অনু.]।

কাত্তে=[রং]—ক্রি. বিণ. কাহার নিকট ॥ কাত্তে এই কথা শুন্‌চিশ্। [<কারত্তে<কাহার থেকে]।

কাত্তেন্=[য, খু]—বিণ. কার্তিক মাসে জাত ॥ এবার্‌কার্ কাত্তেন্ ধন্দ ভাল হৈসে। [<কাত্ < কার্তিক +এন প্র.]।

২=[খু]—বি. কার্তিক মাসের কয়েক দিনব্যাপী অবিরাম বৃষ্টি ॥ কার্তিক্ মাশে কাত্তেন্ দিলি ধান্ ভালো হবি। [পূর্বে দেখ]।

কাত্তেন্ ফশল্=[খু]—বি. রবি-শস্য ॥ এবার কাত্তেন্ ফশল্ ভালো হয়্‌নি। [দেখ কাত্তেন+ফসল فصل আং=শস্য কর্তনের সময়]।

কাত্তে পাওয়া=[সি]—ক্রি. সুবিধায় পাওয়া ॥ কাত্তে পাইয়া তারে মার্‌লাম্। [দেখ কাত্+এ+পাওয়া]।

কাত্তেবিত্তে=[বা]—ক্রি. বিণ. সুযোগমত ॥ [<কাত্+এ(বিভক্তি); বিত্তে অনুঃ]।

কাত্ত্যানি=[রা]—বি. চালের অগ্র-ভাগ ॥ কাত্ত্যানি ভালা করে ছাঁটা হয়্‌নি। [<কাৎ+ইয়া+আনি(স্বর্গা) প্র.]।

কাত্তোর্=[ম]—বি. গুড়িগুড়ি দীর্ঘ-স্থায়ী বৃষ্টি ॥ কাত্তোরের্ বালায় হগল্ কাম্ বন্দ। [<কত্‌রঃ قطرہ আং=বিন্দু]।

২=[পা]—বি. অসুখ, পীড়া ॥ কাত্তোরে ধুগ্‌সি। [দেখ কাত্তর্]।

কাত্তোল্=[পা]—বি. কাতলা মাছ ॥ খালে কাত্তোল্ মাস্ উঠিচে'। [কাতল]।

কাত্=[কুম]—বি. অভাব ॥ দেশে বর কাত্ পর্‌সে। [কাহাত্<কহত্ قحط আং; দেখ কাহাত্]।

২=[রা]—বি. সুযোগ ॥ কাত্তে পাইলে তারে ছাড়্‌বো না।

৩=[রা]—বি. পালা, বাজী ॥ আরেক্ কাত্ খেইল্যা ন। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৪=[চট্ট]—বি. পণ্ডিত ॥ 'কাত্তের বিশ্ আঁত'। [<কায়েত<কায়স্থ সং; অর্থ প্র.]।

৫=[রা, ব]—বি. রস ॥ হর্‌তকির্ কাত্ খেলে জর্ থাকে না (রা)। [< কাথ]।

কাত্‌কুত্=[খু]—বি. কুণ্ঠাবোধ ॥ দান্ কর্‌তে কাত্‌কুত্ কর কেন্? [অনু.]।

কাত্‌তানি=[ম, কুম, সি, বা, ঢা]—বি. কার্তিক মাসের ঝড় তুফান, বাদল ॥ 'কাত্‌তানির্ মরে কাউয়া বগ্ মরে'—গ্রাম্যছড়া। [কাত(<কার্তিক)+আনি প্র.]।

কাত্‌তিশাইল্=[ম]—বি. আমন ধান বিশেষ ॥ [দেখ কাত্তিশাইল্]।

কাত্‌তুন্=[চট্ট]—সর্ব. কাহার কাছে ॥ কাত্‌তুন্ ট্যাঁয়া আসে, আঁই ন যানি। [<কার<কাহার+তুন =থেকে]।

কাত্‌তে=[ঢা]—ক্রি. বিণ. কাহার কাছ হইতে ॥ কাত্‌তে ট্যাহা উদার্ আন্‌তাম্? [দেখ কাত্তে]।

কাত্‌রা=[ফ, সি, কুম]—বিণ. সামান্য, একবিন্দু ॥ এক্ কাত্‌রা পানি দ্যাও। [কত্‌রঃ قطرہ আং]।

২=[ফ, ম]—বি. শূকর মারিবার অস্ত্র, লড়াই করিবার হাতিয়ার ॥ [<কাত (<কত্তই<কর্তরী সং)+রা প্র.]।

৩=[রা, দি, রং]—বি. ঢেঁকির গোড়ার দিকে মাটির নীচে প্রোথিত কাঠ, যূপকাষ্ঠ, হাড়িকাঠ॥ [<কাঠ (<কাষ্ঠ সং)+রা প্র.]।

৪=[পা]—বি. পাতিল॥ দৈয়ের্ কাত্রা।

কাত্রাই=[ফ]—বি. অস্ত্র বিশেষ॥ কাত্রাই দি একটা খুন্ ঐসে। [দেখ কাত্রা]।

কাত্রাইয়া পড়া=[খু]—ক্রি. গলিয়া-পড়া॥ তার্ কথা শুনি সে কাত্রাইয়া পড়িসে। [কাতর (নাম ধাতু)+ইয়া অস. ক্রি. বিভক্তি+পড়া]।

কাত্রা কাত্রি=[রং]—বি. চীৎকার, আকুলি বিকুলি॥ বিশের্ চোটে কাত্রা কাত্রি নাগোচে। [দেখ কাতর+আ ; কাতর+ই ; অর্থ প্র.]।

২=[সি]—বিণ. বাঁকা॥

কাত্রানো=[খু]—ক্রি. অনুরোধ করা॥ বখিলের্ নিকট্ কাত্রাই কি লাভ্? [কাতর (নাম ধাতু)+আনো প্র. ; অর্থ প্র.]।

২=[সি]—ক্রি. চীৎকার করা॥ এত কাত্রানো বালা নায়। [পূর্বে দেখ]।

কাত্লা=[পা]—বি. পায়জামা॥ কাত্লা পৈরা ইস্কুলে যা। [< pantaloon ইং ; তুং পত্লুন হিং]।

২=[ম]—বি. হাফপ্যাণ্ট॥ [পূর্ব দেখ]।

৩=[চা, যা]—বি. যে দুই খুঁটির উপর ঢেঁকি পাতা হয়॥ [দেখ কাত্রা৩]।

৪=[রা]—বি. ভেষজ গাছ বিশেষ॥ কাত্লা অশুধের্ কামে লাগে।

কাত্লায় পাওয়া=[কু]—ক্রি. কবলে পাওয়া॥ কয়দিন্ আর্ পালাবে চাঁদ্ আয্ তোমায় কাত্লায় পেয়েসি। [দেখ কাত্+লা+য়<এ (বিভক্তি) পাওয়া]।

কাথা=[দি]—বি. <কথা॥ তোর্ কাথা শুনি মোর্ মাথা ঘুরে গেল্।

কাথালা=[চট্ট]—বি. কলসি ইত্যাদির ছোট ঢাকনি॥

কাথি=[দি]—বি. কিনারা॥

কাথ্র কুথ্র=[সি]—বি. কাতুকুতু॥ [অনু.]।

কাদনে হালাই=[ব]—বি. বর্ষাকালের চাষ॥ [<কুদিন (=বর্ষাকাল)+এ (বিভক্তি)+হালাই (<হাল+আই প্র.)]।

কাদা=[ম, কুম, চা, রং]—বি. মাটির গামলা বা বড় পেয়ালা॥ [<কদ্‌হ قدح আং]।

২=[পা]—বি. হাঁড়ি পাতিলের গলদেশ॥ [<কান্ধ (<স্কন্ধ)+আ প্র.]।

৩=[ব, রা]—বি. কাদো॥ [দেখ কাদ্দে]।

৪=[পা]—বি. তীর, পাড়ের উঁচু অংশ॥ নদির কাদা থাইক্যা গুর্যা আসি। [দেখ কাদা১]।

কাদাইমা=[চট্ট]—বিণ. গভীর কর্দমাক্ত গর্ত॥ [<কাদা+ম+ইয়া প্র.]।

কাদাইল্=[পা]—বি. কলাগাছের মধ্যমাংশ॥ কাদাইলের্ তর্কারি অয়্।

কাদাড়ি=[রং]—বি. মাটির মালশা॥ [<কাদা+হাঁড়ি]।

কাদানো=[ব]—ক্রি. ভগ্নোদ্যম হওয়া॥ লড়াইয়ের্ আগেই কাদায়ে গেলে? [<কাদা (<কর্দম)+আনো প্র.; কাদা হইয়া যাওয়া ; অর্থ প্র.]।

কাদাল্=[পা]—বি. ধান মাড়াইবার বংশদণ্ড (যদ্দ্বারা ধানের আঁটি ছড়ানো হয়—ইহার আগার দিকটা কিছু বাঁকা থাকে)॥ [দেখ কাদা৩+আল প্র.]।

২=[পা]—বি. কলাগাছের মধ্যাংশ॥ [দেখ কাদাইল্]।

কাদি করা=[ফ]—ক্রি. খেলায় বেআইনি ভাবে নিজের দিকে যুক্তি দেখানো, অন্যায় ঝগড়া করা॥ [দেখ কানুটি ; কাদি<কাতি<কানুষ্টি]।

কাদিমি=[দি]—বিণ. স্থায়ী॥ সংসারে কোন কিছুই কাদিমি নয়্। [কদীম قديم আং+ই প্র.]।

কাদিরা=[চট্ট]—বি. চেয়ার॥ কাদিরায় বৈয়ে। [<কেদারা, caderio পোর্তু.]।

কাদ্‌লা=[সি]—বি. বাঁশের বা কাঠের আংটাবিশিষ্ট দণ্ড (যাহা ধান মাড়াই বা খড়কুটা কুড়াইবার জন্য ব্যবহৃত হয়)॥ [দেখ কাদাল্]।

কাদো=[রং, দি, রা]—বি. কাদা॥ বর্ষায় কাদোতে হাঁটা দায়্। [কাদা<কর্দম সং]।

২=[রা, দি]—বিণ. (ধান রোপণের জন্য) তৈরী, প্রস্তুত॥ জমি কাদো করা হচে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাদোয়ানি=[রং]—বিণ. কাদা মিশ্রিত, ঘোলাটে॥ কাদোয়ানি পানি। [দেখ কাদো+আনি প্র.]।

কাদ্ অজা=[রং]—ক্রি. ধান্য রোপণ করা॥ [<কাদ্য (দেখ কাদো)+য়<এ+অজা<উঅজ্জ<উৎপদ্য—সং]।

কাদ্ করা=[রং]—ক্রি. ধান বোনার জন্য জমি ঠিক করা॥ [দেখ কাদো+করা]।

কাদ্‌দি=[রং]—বি. মাটির আলি বিশেষ॥ আলুর্ কাদ্দি বাঁধ্তে হবে। [দেখ কাতি]।

কাদ্দে=[খু, য]—বি. কাস্তে॥ [< কাস্তে]।

কাদ্‌রা=[চা]—বি. তেলের ময়লা॥ বোতল্ডায় অনেক্ কাদ্রা বসেসে। [< কাদা<কর্দম+রা প্র.]।

কাদ্‌লোল্=[ব]—বি. আউশ ধান বিশেষ॥

কানচের্ পল্‌ডানি=[রা] — বি. ছোট ছোট সিং মাছ॥ কানচের্ পল্ডানি খালে বাতের্ বেদ্না হয়।

কানচ্=[পা]—বি. টিন, কৌকোমা টীনের আধার॥ এক কানচ্ তেল্। [<কানেচ্ছা<কানেস্তারা<কানেস্ত-

চাঁয়া <ক্যানেস্তারা canastra পোর্তু.; দেখ কানেছ্‌চাঁয়া]।

২=[ফ]—বি. হাঁড়ির গলায় দড়ি ॥ [দেখ কানা+চ ; অর্থ প্র.]।

কানট্‌=[ব]—বিণ. বাঁকা ॥ [< কোণ+ট প্র.=কোণবিশিষ্ট]।

কানত্‌মুত্তা=[ঘ্রা]—বি. (মেয়েলী) গালি বিশেষ ॥ [কান (<কর্ণ সং) +ত বিভক্তি+মুত্তা (<মুত্র) ; যাহার কানে মূত্রত্যাগ করিয়াছে]।

কানন্‌=[ম]—বি. <কানন, বাগান ॥

২=[ব]—বি. ছোট বিল ॥ কাননে মাস্‌ থাকে। [cenal ইং ?]।

কানা=[ব, বা]—বি. কলসী বা পাতিলের ভাংগা মুখ ॥ [কান<কর্ণ সং+আ প্র.]।

২=[বা]—বিণ. কালা, বধির ॥ [<কাণ সং ; অর্থ প্র. ; কিংবা< কালা]।

৩=[চা]—বিণ. পোকায় ধরা ॥ [দেখ কানা₆]।

৪=[কু]—বি. <কোণ ॥ পাটার্‌ কানাটা বান্‌দ।

৫=[ফ]—বি. ঘাস বিশেষ ॥

৬=[নো]—বি. শাখা ॥ গাস্‌টায়্‌ নোতুন্‌ কানা মেইল্‌সে। [দেখ কানা ; অর্থ প্র.]।

৭=[খু]—বি. ছিদ্র ॥ খুডিটা কানা করা হয়েসে ॥ [<কাণ সং ; অর্থ প্র.]।

কানাঅলায়্‌ পাওয়া=[চা, ম]—ক্রি. অন্ধকার রাত্রে পথ ভুলিয়া ধাঁধাঁয় পড়া ॥ [কানা (<কাণ সং)+রালা ্যা, হিং ; গ্রাম্য সংস্কারে—অন্ধকারে পথের দিশা হারানো সম্বন্ধে অপদেবতার কল্পনা করা হয়]।

কানা আঁডাইয়া= [নো] — বিণ. খোঁচানো, বিরক্তিকর ॥ [<কানা+ হাঁটা+ইয়া ; কানা(অন্ধ)কে পথ নির্দেশের ন্যায়]।

কানাই=[কুম]—বি. পুত্র, সন্তান ॥ আমার্‌ কানাই ঐয়া আমারে-খাড়্‌ দায়্‌ না। [<কাহ্নাঞি(<কৃষ্ণ)]।

২=[বা]—বি. আদরের ডাক ॥ কানাই এ দিগে আয়্‌, দেখ্‌ তর্‌ লাগি কি আন্‌সি ? [পূর্বে দেখ]।

কানাইচ্‌'=[খু]—বি. ভাঁড়ের গলার দড়ি ॥ [দেখ কানচ্‌'₂]।

কানাইচ্‌'চ'া=[নো]—বিণ. বেয়াড়া ॥ মানুশটা বড় কানাইচ্‌'চ'া। [দেখ কানা₈ +চ+আ প্র. ; অর্থ প্র.]।

কানাইব্‌=[খু]—বি. কলস বাঁধিবার দড়ি ॥ ঠিলের্‌ কানাইব্‌ ধরে নিয়ে যা ॥ [দেখ কানচ্‌'₁]।

কানাইয়া=[কুম]—বি. নাপিত ॥ [<কানাই<কাহ্নাঞি(<কৃষ্ণ) +আ প্র. ; অর্থ প্র.]।

২=[নো]—বি. আগাছা বিশেষ ॥

৩=[নো]—অস. ক্রি. কানে দড়ি পেঁচাইয়া ॥ [কান (নামধাতু)+ ইয়া প্র.]।

কানাই লরি=[চা]—বি. ঔষধ জাতীয় গাছ ॥ কানাই লরি পা'চনে লাগে।

কানাউল্‌লা=[ম]—বি. দিগ্‌ভ্রম, ভুলিয়া অন্য দিকে চলিয়া যাওয়ার মতো গোলক ধাঁধাঁ ॥ লোক্‌টারে কানাউল্‌লায়্‌ দর্‌সে। [দেখ কানাঅলায়্‌ পাওয়া]।

কানাওলায়্‌ দরা=[চা]—ক্রি. অন্ধকারে ধাঁধাঁ লাগিয়া ভুল পথে যাওয়া ॥ আইয়্‌ রাইতে আমারে কানাওলায়্‌ দর্‌সিল্‌। [দরা<ধরা ; দেখ কানা অলায় পাওয়া]।

কানা করা=[সি]—ক্রি. ছিদ্র করা ॥ [দেখ কানা₇+করা]।

কানা কড়ি=[কুম]—বি. কানের গোড়া ॥ থাবড় দিয়া কানা কড়ি বাং। [<কান(<কর্ণ সং)+কটি]।

কানাকি=[সি]—বিণ. হিংসুক, দুষ্ট, নিন্দাসূচক ব্যংগোক্তি করে এমন ॥ কানাকির্‌ লগে মাতা ঠিক্‌ না। [< কীনহ্‌ কশ্‌ کینه کش ফা.]।

২=[সি]—বি. বাঁশের গোড়ার কঞ্চি ॥ [দেখ কানা₆+কি প্র.]।

কানাকুকা=[পা]—বি. এক প্রকার পাখি ॥ কানাকুকা শাপ্‌ খায়্‌।

কানাকুরা=[চা]—বি. এক প্রকার ধান ॥

কানাকুয়া=[পা]—বি. পাখি বিশেষ ॥ [দেখ কানাকুকা]।

কানাকোকা=[চা]—বি. কানাকুয়া পাখি ॥ কানাকোকা হাপ্‌ খায়্‌। [দেখ কানাকুকা]।

কানাগষাল্‌=[ম, চা]—বি. বিপদ, অশুভ ॥ তর্‌ কানাগষাল্‌ ঐবো। [<কান(<কর্ণ সং)+আ+গোঁধ+ আল প্র.]।

কানাগুল্‌লা=[কুম]—বি. দিগ্‌ভ্রান্ত ॥ রাইতে কানাগুলায়্‌ মতন্‌ গুইরা মর্‌সি। [দেখ কানাউল্‌লা]।

কানাচ্‌'=[ব,য]—বি. ভাঁড়ের মুখের দড়ি, খেজুর গাছে ঝুলানো রশি ॥ [দেখ কানচ্‌'₁]।

২=[খু,ব]—বি. বাড়ির পেছনের আবর্জনাময় স্থান ॥ [দেখ কাইনচ্‌']।

কানাজ্‌=[ঘ্রা]—বি. ভাতের ফেন ॥

কানায্‌=[খু]—বি. খেজুর গাছে ঝুলাইবার জন্য পাত্রের গলায় ব্যবহৃত বিশেষ ধরণের দড়ি ॥ [দেখ কানচ্‌'₄]।

কানাটির্‌=[রং]—বি. কিনারা ॥ [< কনারহ্‌ کناره ফা.+টি ; বর্ণ বিপর্যয়]।

কানাটোয়া=[চট]—বিণ. নীরস ॥ [<কানা (<কাণ সং) +টোয়া (< তির্যক্‌ সং) ; অর্থ.প্র.]।

কানাটোক্‌রা=[চা]—বিণ. অধম, নগণ্য ॥ [দেখ কানাটোয়া]।

কানাডি=[বা]—ক্রি. বিণ. কানে প্যাঁচ দিয়া ॥ [কান+আটি <আটা (<আটানো<অষ্ট সং)]।

কানানো=[রং]—ক্রি. পরোয়া করা ॥ তোকে কেয়ে খোটেও কানায়্‌ না। [কান (নামধাতু)+আনো প্র.=কান দেওয়া]।

কানাপিক্‌=[রং]—বি. ভাঙ্গা পাত্র ॥ কানাপিক্‌ দি কেবুরে মাপিবু ?

কানা পদ্ক্‌রা=[সি]—বিণ. দুষ্ট

বিশিষ্ট ॥ পৈপা যখন্ কম্, কানাপুক্‌রা আটৈ গেও। [দেখ কানা+পোক+রা প্র.]।

কানাপোনা=[ফ]—বি. এক প্রকার ক্ষুদ্র মাছ ॥ পোলেমেয়েরা পুকুরে কানাপোনা দরে।

কানাফি=[সি]—বিণ. পোকায় খাওয়া ॥

কানা মারানি=[খু]—বিণ. চক্ষু থাকিতেও যে দেখে না (গালি) ॥ শালাব্ কানা মারানি, ঠাহর্ পাও না। [কানা+মারা+নি প্র.]।

কানা মাস্=[ঢা]—বি. ফলই মাছ ॥ [=কানলা মাছ]।

কানারে আনা দেখানো=[পা, চট্ট]—ক্রি. অন্ধকে আয়না দেখানো অর্থাৎ অন্ধকে পথ দেখানো ॥

কানার্=[ম]—বি. তাঁবু ॥ বাইদ্যারা কানার্ টানাইয়া খেইল্ দেহাইতাসে। [<কনাত ‌৩‌৮ তু.]।

কানাল্=[য. খু]—বি. ক্ষেতের আল নির্দেশক গাছ বিশেষ ॥

কানি=[পা]—বি. ২৫৬ বর্গহাতে এক কানি ॥ তার্ দশ্ কানি যমি আসে।

২=[খু]—বি. ধার ॥ ঘরের্ এই কানিটি নিচু। [কান (<কর্ণ সং) +ই প্র.]।

৩=[বা]—বিণ. যে কানে শুনে না ॥ [কালা+ই (স্ত্রীলিঙ্গে)]।

৪=[সি]—বি. চুল বাঁধিবার ফিতা ॥ কানিগাসা সিরি গেসেন্।

৫=[ম]—বিণ. কনিষ্ঠ ॥ কানি আংগুল্‌ডা কাইট্‌টা গেসে। [< কনীয়স্ সং]।

৬=[নো]—বি. কাশি ॥ কানির্ লাই কতা কৈতাম্ হারি না।

৭=[কুম, নো]—বি. অংশ ॥ অ'য়ারে তিন্ কানি ভুয়ারির্ সরা দ্যাও।

৮=[সি]—বি. কিনারা ॥ [দেখ কানা]।

৯=[খু]—বি. বিষ ॥

১০=[কুম, বা, ঢা]—বিণ. অন্ধ, কানা ॥ এই কানির গরের্ কানি, আমারে খুইয়া কেম্‌বে নানিগ বাইত্ গেসে। [<কানা<কাণ সং+ই স্ত্রীলিঙ্গে]।

কানি আংগুল্=[সি]—বি. কনিষ্ট আঙ্গুল ॥ [দেখ কানি$_৫$ +অঙ্গুলী]।

কানি আগ্‌রা=[রং]—বিণ. কোনার পাহারাদার ॥ তুই এক্‌টা কানি আগ্‌রা। [দেখ কানি$_১$ +আগলা= আগলায় যে]।

কানি আরে=[সি]—ক্রি. বিণ. আড় নয়নে ॥ [কানি<কাণ সং+ই প্র.+আড়ে]।

কানি কাসা=[সি]—বি. ধার, নিকট ॥ হিতার্ কানি কাসাত্ আর্ বারি নাই। [দেখ কানি$_২$ +কাছ+ আ প্র.]।

কানি খেত্=[রং]—বি. এক বিঘা সাড়ে চারি কাঠা জমি বিশিষ্ট খেত ॥ [দেখ কানি+ ক্ষেত<ক্ষেত্র]।

কানি চো'খে=[সি]—ক্রি. বিণ. আড়-চোখে ॥ শশুরিয়ে বৌর্ বাই কানিচো'খে চা'ইল্। [দেখ কানি আড়ে]।

কানি দরি=[ক]—বিণ. জোয়ালের দড়ি বিশেষ ॥ [দেখ কানি$_৮$ +দড়ি]।

কানি নংগুল=[রং]—বিণ. কনিষ্ঠ আঙ্গুলী ॥ কানি নংগুল আংগুট্ দেও। [দেখ কানি আংগুল্]।

কানি মারা=[খু]—ক্রি. কাত হইয়া পড়া ॥ [দেখ কানি$_৮$ +মারা ; অর্থ প্র.]।

কানিয়া টুপি=[রং]—বিণ. কিস্তি টুপি ॥ ইশ্‌কুলের্ ছাত্‌ররা কানিয়া টুপি লাগায়্। [কান+ইয়া+টুপি]।

কানি শিট্=[ঢা]—বি. পালের কোনার দড়ি বিশেষ ॥ কানিশিট্‌টা আমার্ কাসে দেও।

কানিহাটা=[খু]—বি. কই মাছ ॥ কডা কানিহাটা পালি ? [<কান (<কর্ণ সং)+ই প্র.+হাঁটা=কানে (কানকোতে) যে হাঁটে]।

কানুরা=[সি]—বিণ. নিষ্কর্মা ॥ লোক্‌টা কানুরার্ মত। [<কাম উরা <কাম চোরা=কাম চুরি করে যে]।

কানুর্ পুড়া=[রা]—বিণ. অত্যন্ত দুঃখী ॥ তার্ কথায় মন্‌টা আমার্ কানুর্ পুড়া ঐছে।

কানুশ্=[ঢা, ব]—বি. শিং মাছ ॥

কানে=[ম]—বি. পাড়ে ॥ গাংগের্ কানে আইট্‌টো না। [দেখ কানা]।

কানে কানে=[পা]—ক্রি. বিণ. কানায় কানায়, অন্নের জন্য ॥ [দেখ কানে]।

কানে কানে কুর্‌কুর্ করা=[কুম]—ক্রি. কান মন্ত্র দেওয়া, কুটনামি করা ॥ [কুরকুর অনু.]।

কানেচ্'চ'রা=[খু]—বি. টিন ॥ এই কানেচ্'চ'রায় কি তৈল্? [দেখ কানচ্']।

কানে তালি দরা=[ঢা]—ক্রি. কানে কিছু না শুনা ॥ এত চি'ল্লাইয়া কি ঐবো কানে তালি দরা সারা? [=কানে তালা লাগা ; দরা<ধরা]।

কানে শিংগে=[চট্ট]—ক্রি. বিণ. হাতে নাতে ॥ [কান+এ ; শিং+এ বিভক্তি ; অর্থ প্র.]।

কানে হাটা=[কুম] বিণ. তালকানা ॥ [<কান+এ+হাটো]।

কানো=[খু]—বি. হাঁড়ি ইত্যাদির গলা বা প্রান্ত ॥ হাড়ির্ কানো ভাইংগা গেসে। [দেখ কানা]।

কানোচ্'=[পা]—বি. কেরোসিনের টিন ॥ কানোচে'র্ গর্ বেশি দিন্ টিকে না। [দেখ কানচ্'$_১$]।

কানোটি=[য]—বি. চড়, চাপড় ॥ তোকে এখনি আমি কানোটি দিবানে। [<কান পট্টি ; অর্থ প্র. ; কনৌতী হিং]।

কান্=[চট্ট]—বি. <কাঁধ ॥ ভার্ বৈতে বৈতে কান্ ফাডি গেইয়্যে।

২=[রা, য]—বি.<কাঁদি ॥ এক্ কান্ কলা বেবাক্ নিসে চো'রে।

৩=[পা, চট্ট]—বিণ. কানা, অন্ধ ॥ [<কাণ সং=একচক্ষু]।

কান্‌কতা=[বা]—বি. গুপ্ত কথা, কানে কানে বলা কথা ॥ কান্‌কতার্

কায়্ নাই, খোলাখুলিই কও। [কান+কথা ; কানে কানে যে কথা বলা হয়]।

কান্‌ কীল=[রা]—বি. গরুর গাড়ীর বাচানে ব্যবহৃত খিল বিশেষ ॥ [দেখ কান্‌ খিল]।

কান্‌কশি=[দি]—বি. মাছের কানকো ॥

কান্‌কাইয়া=[সি]—ক্রি.বিণ. খুব আস্তে আস্তে ॥ [কানকো(<কর্ণকূপ সং)+ইয়া অস. ক্রি.(বিভক্তি)]।

কান্‌কাটা=[রং]—বিণ. যে নিষেধ শুনে না ॥ তোর্ মত কান্‌কাটা আর্ দেখো না। [কান+কাটা ; অর্থ প্র.]।
২=[খু]—বিণ. লজ্জাহীন ॥ লোক্‌টা একেবারে কান্‌কাটা। [পূর্বে দেখ]।

কান্‌কাঠি=[ম]—বি. ঢেঁকির পাঁকশলী ॥ ডেহির্ কান্‌কাঠি কাত্‌লার্ উপ্‌রে বর্ কৈরা থাকে। [<কান(<কর্ণ সং)+কাঠি]।

কান্‌কাডা মু্চি'=[চা, কুম]—বিণ. নির্লজ্জ ॥ এই কান্‌কাডা মুচি'র কতা আর্ কৈছ' না। [দেখ কান্‌ কাটা+মুচি]।

কান্‌কাত্‌রানো=[য]—ক্রি. নাছোড়বান্দার মত করা ॥ এখন্ কান্‌কাত্‌রালে কি হবে, এক্ খুচি' ধান্‌ও দিতে পার্‌বো না। [<কাঁদা+কাতরানো ; অর্থ প্র.]।

কান্‌কাশা=[রং]—বি. চোয়াল ॥ বল্‌টার্ কয় চওড়ে কান্‌কাশা কাঁটে দেঁও। [দেখ কান্‌কশি ; কানপাটি]।

কান্‌কুইত্যারি=[পা, চট্ট]—বিণ. অসহ্য, কানে সহ্য হয় না এমন ॥ কান্‌কুইত্যারি কথা ন কৈশ্। [<কান+কর্তরী সং=কান কাটা]।

কান্‌কুইয়া=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

কান্‌খা=[চা]—বি. হাড়ি বা কলসীর মুখ ॥ ঠিলাটার্ কান্‌খা কাটা। [<কাঁধ(<স্কন্ধ সং) কিংবা<কর্ণ সং+খান(<খণ্ড সং) ; অর্থ প্র.]।

কান্‌ খাওয়া=[চা]—ক্রি. কথা গ্রাহ্য না করা, শুনিয়াও না শুনার ভান করা ॥ তম্ কান্‌ খাইসত্ ? [কান(<কর্ণ)+খাওয়া ; অর্থ প্র.]।

কান্‌ খাকো=[কুম]—বিণ. যে কথা গ্রাহ্য করে না ॥ মতি বড় কান্‌ খাকো [দেখ কান্‌ খাওয়া ; তুঃ কানখেকো]।

কান্‌ খাগো=[খু]—বিণ. যে ছেলে মোটেই কথা শুনে না ॥ কান্ খাগো সেলে নিয়ে বড় বিপদ্। [দেখ কান্ খাকো]।

কান্‌খিল্=[ম]—বি. গাড়ীর বাঁশ বাঁধার কাছি বা খিল ॥ কানখিল্ সারা গাড়ির্ বাশ্ শক্‌ত অয় না। [<কান(<কর্ণ সং)+খিল(<কীলক সং)]।

কান্‌গরা=[সি]—বি. কানের নীচের দিক ॥ কান্‌গরায় চ'র্ দিল্ ? [<কান(<কর্ণ সং)+গোড়া]।

কান্‌ গাইট্ট্যা=[চট্ট]—বি. শক্ত গিঁঠ, গোড়ার গিঁঠ ॥ কান্ গাইট্যার্ দিক্ দি বাঁশ্ ফাড়া কস্‌ট। [কান<কাণ সং+গিঁট<গ্রন্থি সং+ইয়া প্র.]।

কান্‌গ্‌ড়া=[ব, খু]—বি. নৌকার পিছনের গলুই ॥ [<কান (<কর্ণ সং)+গুড়া=নায়ের তক্তা বিশেষ]।

কান্‌ঘেচ্‌না=[রং]—বিণ. যে শুনিয়াও কথা গ্রাহ্য করে না ॥ তোর্ মত কান্‌ঘেচ্‌না মানুষি আর্ নাই। [<কান (<কর্ণ সং)+ঘষড়া (<ঘষড়ানো)+না প্র. ; অর্থ প্র.]।

কান্‌ঘেচেরা=[দি]—বিণ. যে না শোনার ভান করে ॥ [দেখ কান্ ঘেচ্‌না]।

কান্‌চট্‌টি=[রা]—বি. কানের গোড়া ॥ আজ তোর্ কান্‌চট্‌টি তুলে দিচ্ছি। [=কান পট্টি]।

কান্‌চ'ন্‌মালা=[ব]—বি. কনে ॥ কান্‌চ'ন্‌মালা বলে ভাশা শাবান্ মাখে। [কাঞ্চন মালা=রূপকথার রাজকুমারী ; অর্থ প্র.]।

কান্‌চল্=[দি]—বি. মাছের কানকো ॥

কান্‌চা=[রং, সি]—বি. কিনারা ॥ নাও কান্‌চাত্ ভিড়াও (রং)। [<কান (<কর্ণ সং)+চা প্র.]।

কান্‌চাটাই=[রং]—বি. বরা গাছে জাত মালচে ব্যাঙের ছাতা ॥

কান্‌চাঁড়া=[কুম]—বি. কানের ক্ষত রোগ, আমগাছে জাত চাকের ন্যায় সাদা কৌতুক ॥ কান্‌চাঁড়া পুইরা দিলে কান্‌চাঁড়া বালা অয়। [কান্<কর্ণ+চাঁড়া <চাটা=চাটনা]।

কান্‌চাপ্‌টি=[চা]—বি. কানের পার্শ্ব ॥ এক্ থাবড়ে কান্‌চাপ্‌টি উরাইয়া দিমু। [<কান চাপাটি<কর্ণ চর্পটী সং]।

কান্‌চা বশ্=[ম]—বি. কাঁচা বয়স ॥ মাইয়াডা কানচ্'বশে রারি ঐসে। [<কাঁচা বয়স]।

কান্‌চাবা=[চা]—বি. চোয়াল ॥ থাবরা দিয়া তর্ কান্‌চাবা উরাইয়া দিমু। [<কান+চাপা (<চর্পটী সং)]।

কান্‌চা বাড়ি=[পা]—বি. ঘরের পেছন, আনাচ কানাচ ॥ কান্‌চা বাড়িত্ পায়্‌খানা রাখা ঠিক্ না। [দেখ কান্‌চা+বাড়ী ; অর্থ প্র.]।

কান্‌চা শোনি=[রং]—বিণ. কাঁচা সোনা ॥ 'তুই শামি মোর্ কান্‌চা শোনি'। [কাঁচা+সোনা(স্বর্ণ)]।

কান্‌চি'=[খ, পা, য]—বি. বাড়ী বা ঘরের পশ্চাদ্‌ভাগ ॥ কান্‌চি'তে আবর্জনা কেন্। [<কান(কর্ণ সং)+চিপ্র.]।
২=[পা]—বি. মেয়েদের প্রস্রাব খানা ॥ [পূর্বে দেখ]।
৩=[সি]—বি. কাঁচি ॥ বোতা কান্‌চি' দিয়া কি কাপর্ কাটা যায় ? [কয়চী قیچی তু. ; তুঃ কঁয়চী হিং]।

কান্‌চি'কোনা=[চা, ম]—বি. গৃহের পিছন দিক ॥ কান্‌চি' কোনাত্ যিচ্'রাইয়া দেখ্। [দেখ কান্‌চি'+কোনা]।

কান্‌চি'ত্‌ যাওয়া=[পা]—ক্রি. পায়খানা বা প্রস্রাব করিতে যাওয়া ॥ এত গন গন কান্‌চি'ত্ যাও কেন্ ? [দেখ কানচি'২+ত(বিভক্তি)+যাওয়া ; অর্থ প্র.]।

কান্‌চিয়া=[রং]—বি. নালী ঘা বিশেষ ॥

কান্‌চুঁয়া=[কু]—বিণ. যে কানে শুনে না ॥ সেলেটা ভারি কান্‌চুঁয়া। [<কান+চোরা]।

কান্‌চিঁ=[পা, কু]—বি. ঘরের পিছন দিক্ ॥ [দেখ কানাচ্‌ঁ=কানাচ]।

কান্‌চেঁটা=[পু]—বি. শ্যাওলা জাতীয় কোঁড়ক বিশেষ ॥ [দেখ কান্‌চাঁড়া]।

কান্‌চেঁলা=[চা]—বি. কেঁচোর ন্যায় এক প্রকার প্রাণী ॥ কান্‌চেঁলা কানে গেলে মানুশ্ মৈরা যায়। [<কান (কর্ণ সং)+চেলা=শতপদী কীট]।

কান্‌চো=[দি]—বিণ. <কাঁচা ॥ এত কান্‌চো বয়শে লোক্‌টা মারা গেল্ !

কান্‌চোঁরা=[খু]—বিণ. কথা গ্রাহ্য করে না যে ॥ [দেখ কান্‌চুঁরা]।

কান্‌চোঁরা পাত্‌লা=[চা]—বিণ. ফাঁকিবাজ, দুষ্ট ॥ [দেখ কান্‌চোঁরা +(কান) পাতলা]।

কান্‌জির্=[রা]—বি. উচ্ছিষ্ট ॥

কান্‌জাল্=[রা]—বি. কলার মোচা ॥

কান্‌জি অংগুলি=[রং]—বি. কনিষ্ঠ আংগুলের নখ ॥ তর্ কান্‌জি অংগুলি বড় ক্যা ? [দেখ কানিআংগুল্]।

কান্‌যাল্=[কুম, নো, ফ]—বি. কলাগাছের ভিতরের অংশ ॥ কান্‌যালের্ তর্‌কারি অনেকেই খায়্। [<কিঞ্জল্ সং অর্থ প্র.]।

২=[পু]—বি. গণ্ডগোল, ফ্যাসাদ ॥ কারু শাথে কান্‌যাল্ করো না। [<কোঁদল<কন্দল সং]।

কান্‌যি=[সি]—বিণ. বাসি, উচ্ছিষ্ট ॥ [দেখ কাঁজি ; অর্থ প্র.]।

২=[চা, কুম]—বি. অনেকদিনের ভেজা চাউল ॥ পেটের্ অশুখে কান্‌যির্ যাউ খাও। [দেখ কাঁজি]।

কান্‌যির্ যাউ=[চা]—বি. কয়েক-দিন ধরিয়া চাউল ভিজাইয়া রাখিয়া সেই চাউল দিয়া রাঁধা জাউ ॥[দেখ কান্‌যি$_২$ +র(সম্বন্ধে)+যাউ(<যবাগু)]।

কান্‌টশ্=[বং]—বিণ. কানে খাটো, কানে কম শুনে যে ॥ [কান+টসা-ঠসা<?]।

কান্‌টা=[রা, দি, ব, কুম]—বি. বাড়ীর আনাচকানাচ বা পিছনের দিক ॥ ঘরের্ কান্‌টায় আবর্জনা ভরা। [<কণ্ঠ+আ=উপকণ্ঠ]।

২=[রং]—বি. হাঁড়ি বা ডেকচির মুখের প্রান্ত ॥ মাটির্ হাড়ির্ কান্‌টাটা ভাংগি ফ্যালালুরে ? [কান(<কর্ণ সং) +টা প্র.]।

৩=[রা, ব, কু, পু]—বিণ. ফাটা, ভাংগা ॥ কান্‌টা পাতিল্। [<কানা (<কাণ সং)+টা প্র. ; অর্থ প্র.]।

৪=[পা]—বিণ. দুরন্ত ॥ কান্‌টা শাওয়াল্ দি কাম্ নাই। [? <অকাণ্ড=হঠাৎ ; অর্থ প্র.]।

৫=[ফ]—বিণ. অযথা বাড়াবাড়ি করে যে ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৬=[বা]—বিণ. বেহায়া, নির্লজ্জ ॥ [পূর্বে দেখ]

৭=[রা]—বি. শাকসব্জির ক্ষেত ॥

কান্‌টা কুন্‌টা=[রং]—বি. বাঁশের গিঁট ইত্যাদির আবর্জনা ॥

কান্‌টামি=[রা, সি, ব]—বি. তর্ক, প্রবঞ্চনা, ফাঁকি ॥ কান্‌টামি রেখে টাকা দাও। [দেখ কান্‌টা$_৫$ +মি প্র.]।

কান্‌টায়্ টান্‌টায়্=[রং]—ক্রি. বিণ. কিনারায় ॥ [<কানটা +য় বিভক্তি +টান্‌টায় অনু:]।

কান্‌টাসেঁড়া=[য]—বিণ. বাঁদর, দুষ্ট ॥ এমন্ কান্‌টাসেঁড়া সেলেরে বাবা। [দেখ কান্‌টা+ছেঁড়া ; অর্থ প্র.]।

কান্‌টাহার্=[রং]—বিণ. রাগী লোক ॥ তুই এক্‌টা কান্‌টাহার্। [দেখ কান্‌টা$_৪$+হাড়<ষাঁড়<ষণ্ড]।

কান্‌টি=[রং, য, রা]—বি. কিনারা ॥ মুই খুটার্ কান্‌টিত্ শুত্‌বার্ নয়্। [দেখ কান্‌টা]।

২=[পা]—বি. দা ॥ কান্‌টি দা বাশ্ কাট্‌তে হয়্। [<কট্টি প্রাং<কর্ত্রী সং]।

৩=[দি]—বি. কাপড়ের ন্যাকড়া ॥ [<কান(<কর্ণ সং)+টি প্র.]।

৪=[কু]—বি. ওজর, গোলমাল ॥ তুমি খেলায়্ বড় কান্‌টি কর। [দেখ কান্‌টা$_৫$ +ই প্র.]।

কান্‌টি করা=[কু]—ক্রি. খেলায় বেআইনীভাবে নিজের দিকে যুক্তি দেখানো ॥ এত কান্‌টি কর্‌লে খেলা যায়্ না। [দেখ কান্‌টি$_৪$+করা]।

কান্‌টে=[পু]—বিণ. কৃপণ ॥ [দেখ কান্‌টা$_৫$+এ প্র. ; অর্থ প্র.]।

২=[য]—বি. তর্ক, বিবাদ, ফাঁকি, চালাকি ॥ অত কান্‌টে কর্‌লে তোর্ শাথে আর্ খেল্‌ব না। [দেখ কান্‌টি]।

কান্‌ঠা=[দি]—বি. থালার কিনারা ॥ [দেখ কান্‌টা]।

কান্‌ঠি=[বা, দি]—বি. কাপড়ের পাড় ॥ ওই শাড়ির্ কান্‌ঠিটা পছন্দ নৈ। [দেখ কান্‌টি$_৩$]।

কান্‌ঠ্যা=[পা]—বিণ. মিথ্যাবাদী, ঝগড়াটে ॥ [দেখ কান্‌টে]।

কান্‌ড=[কুম]—বি. কোল ॥ মুইট্-কাডারে কান্‌ডে ল। [<কাণ্ড সং ; অর্থ প্র.]।

কান্‌ডা=[ম, চট্ট, সি]—বিণ. এক-গুঁয়ে, হিংসুটে, ধূর্ত ॥ কান্‌ডার্ লগে খেলা যায়্ না। [দেখ কান্‌টা$_৫$]।

২=[ফ]—বি. মাছের ঘাড় ॥ ইলিশ্ মাসের্ কান্‌ডা খুব্ মযা। [<কান্‌ধা <কাঁধ+আ প্র.]।

৩=[নো]—বি. ঘুড়ির ভারসাম্য রক্ষার জন্য এক পার্শ্বে দেওয়া বস্তু বিশেষ ॥ [<কানদা<কান+টা প্র. ; অর্থ প্র.]।

কান্‌ডাই=[রং]—বি. কড়াই ॥ [<কঁড়াই=কড়াই]।

কান্‌ডানো=[কুম]—ক্রি. একগুঁয়েমি

করা ॥ এ্যাত কান্ডাইস্ না। [দেখ কান্ডা (নামধাতু)+আনো প্র.]।
২=[ম]—ক্রি. বাঁধা ॥ খুটির সংগে দড়িটা কান্ডায়া থোও।
কান্ডান্=[রা]—বি. খুঁটি ও চালের একত্র বন্ধন ॥
কান্ডামি=[ঢা, ম]—বি. গায়ের জোরে তর্ক, বাজে তর্ক, জেঠামি ॥ [দেখ কান্টামি]।
কান্ডাশ্=[চট্ট]—বিণ. অপরিষ্কার ॥
কান্ডা শারা=[কুম]—বিণ. অকেজো, উদাসীন ॥ [<কাণ্ড সারা ; অর্থ প্র.]।
কান্ডি কারি=[চট্ট]—বি. অনুমান ॥
কান্ডু$_{৪}$=[ঢা]—বিণ. ঝগড়াটে, কৃপণ। তুই বর কানড়ু ॥ [দেখ কান্টা$_{৪}$+উ প্র.]।
কান্তলা=[পা]—বি. বগল ॥ কান্তলার লোম্ ফালা ॥ [<কাঁখতলা<কাঁখ+তল=অর্থ প্র.]।
কান্তা=[কুম, নো, ঢা, পা]—বি. বাঁশের খুটির মাথা ॥ কান্তা না ঐলে খুটিতে বাশ্ বশান্ যায় না। [<কান (কর্ণ সং)+তা প্র.]।
২=[ঢা]—বি. নারিকেলের আঁশের দড়ি ॥ কান্তা দিয়া গনের্ চাল্ বান্দে। [<কাতা]।
কান্তাই=[দি]—বি. কড়াই ॥ কান্তাইয়ে মাছ্ ভাজা হয়। [<কানদি<কন্দ (< স্কন্দ সং)+আই প্র.]।
২=[রং, পা]—বি. কাটারী, ছোট দা ॥ কান্তাই দা বাঁশ্টা কাট্। [দেখ কান্টি$_{২}$]।
৩=[ক]—ক্রি. বিণ. ধাঁজ কাটিয়া ॥ বাল করি কান্তাই কাড়িস্। [দেখ কান্তা+ইয়া প্র.]।
৪=[সি]—বি. পানের বড় গুচ্ছ ॥ এক্ কান্তাই পান্ আন্।
কান্তানো=সি]—ক্রি. পাশ কাটা ॥ কান্তাইয়া গেলে ঐব কি, আমি দেখ্‌সি। [দেখ কান্টা+আনো প্র.]।
২=[কুম, নো, ঢা]—ক্রি. চোখা করা ॥ বাশ্টা কান্তাও। [দেখ কান্তা+আনো প্র.]।
কান্তাল্=[কুম]—বিণ. তীক্ষ্ণ ॥ বাশ্টা কান্তাল্ ঐসে। [দেখ কান্তা +আল প্র.]।
কান্তাসাড়া=[ম]—বিণ. ভবঘুরে জাতীয় ॥ কান্তাসাড়া লোক। [দেখ কান্ডাশারা]।
কান্তি=[পা]—বি. ছোট দা ॥ [দেখ কান্তাই$_{২}$]।
কান্তুড়্কি=[রা]—বি. খরগোস ॥ কান্তুড়কির মাংশ খাওয়া জায়েজ্। [<কান (<কর্ণ সং)+তুরুকি (<তুর্ক ترک ফা.+ই প্র.)=দ্রুত চলে বলিয়া]।
কান্থা=[পা]—বিণ. কনকনে ॥ পানি কান্থা ঠান্ডা হয়ে গেছে।
কান্থি=[ঢা]—বি. খুঁটির মাথার খাজ ॥ অ বাই, খাম্ কয়ডায় কান্থি কাইটা দেও। [দেখ কান্তাই]।
কান্ থেত্‌লা=[বং]—বিণ. যে কথা শুনিয়াও গ্রাহ্য করে না, ইচ্ছামত কাজ করে যে ॥ [<কান (<কর্ণ সং)+থেঁৎলা ; অর্থ প্র.]।
কান্দড্যা=[বং]—বিণ. যে সব সময় কাঁদে ॥ ছাওয়াল্টা বড় কান্দড্যা। [<কান্দ+ড়িয়া প্র.=কাঁদুনে]।
কান্দর্=[দি, রা]—বি. বিল, নীচু জমি বিশেষ ॥ 'জমি করি কান্দর, মাইয়া করি বান্দর'। [<কন্দর ; অর্থ প্র.]।
কান্দল্=[খু]—বি. গাছ বিশেষ ॥
২=[য]—বি. ধানি বা খড় নাড়িবার লাঠি ॥ কান্দল্ সাড়া খড় নাড়া অসুবিধা।
কান্দা=[সি]—বি. নিকট ॥ সে আমার কান্দা দিয়া গেল্। [<কান্ধ (<স্কন্ধ সং)+আ প্র. ; অর্থ প্র.]।
২=[ঢা, বা]—বি. গ্রামের প্রান্ত, পাড়া ॥ দক্‌খিন্ কান্দায় তার্ বাড়ি। [<পূর্বে দেখ ; অর্থ প্র.]।
৩=[রা]—বি. মাটির ছোট পাত্র ॥ কান্দা আর্ জল্‌কান্দা এক্ দায়্। [কদহ قدح আঃ]।
৪=[বা]—বি. দাএর পিঠ ॥ দাএর্ কান্দা। [পূর্বে দেখ]।
৫=[সি]—বি. কলার ছড়া ॥ ই কলার্ কান্দার্ দাম্ কত? [পূর্বে দেখ ; অর্থ প্র.]।
৬=[রা]—বি. ইচঁড় কাঁঠাল ॥
৭=[যা, বা, সি]—বি. উঁচু জমি, খালের পাড়ের জমি ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।
কান্দাকুটি=[সি]—বি. ক্রন্দন ॥ আর্ কান্দাকুটি কর্‌বায় কেনে? [<কাঁদা কাটা]।
কান্দাত্=[সি]—বি. নিকটে পার্শ্বে ॥ [দেখ কান্দা+ত বিভক্তি]।
কান্দানি=[রং]—বি. প্রস্তুতি ॥ দাওখানের্ কান্দানি কতদিন্ লাগ্‌বি? [দেখ কান্তানো$_{১}$]।
কান্দা বায়্=[সি]—ক্রি. বিণ. সোজাভাবে ॥ এখান্ দিয়া কান্দাবায় যায়ের বা। [দেখ কান্দা$_{১}$+ভাএ<ভাবে ; অর্থ প্র.]।
কান্দায়্ কোচ্‌রায়্=[রং]—বি. নিকটে নিকটে ॥ বাড়ির্ কান্দায় কোচ্‌রায় আছে। [দেখ কান্দা+য় (বিভক্তি)+কাছ+রা+য় (বিভক্তি)]।
কান্দারা=[খু]—ক্রি. বিণ. কিরূপে ॥ এটা কর্‌নু কান্দারা? [<কেমন+ধারা]।
২=[ম]—বি. ফিতা ॥ কান্দারা দিয়া চুল্ বান্। [দেখ কানি$_{৪}$+দড়া<দড়ি=রশি]।
কান্দালিয়া=[দি]—বিণ. পল্লী-সম্বন্ধীয়, গ্রাম্য ॥ লোক্‌টা একেবারে কান্দালিয়া। [দেখ কানদা$_{২}$+আল + ইয়া প্র.]।
২=[ম]—বিণ. কান্দার, উঁচু ॥ কান্দালিয়া যমি বালা না। [দেখ কান্দা$_{৭}$+আল+ইয়া প্র.]।
কান্দাল্=[পা, য]—বি. ধান নাড়িবার উপকরণ ॥
২=[দি]—বি. পল্লীঅঞ্চল ॥ কান্-

দালের জমি ভাল। দেখ কানদা$_{2}$+আল প্র.]।

কান্দি=[কুম, রং, ব্য]—বি. জমির ভিতরের সারিবদ্ধ উঁচু অংশ ॥ [দেখ কানদা$_{1}$]।

২=[সি, খু]—বি. নদীর বা খালের পার্শ্বের উঁচু জমি ॥ যলের অভাবে এবার্ কান্দিত্ ধান্ হয়নি (খু)। [পূর্বে দেখ]।

৩=[ফ]—বি. ফসল বুনিবার রেখা ॥

৪=[ফ]—বি. গ্রাম, পাড়া, মহল্লা ॥ তোর্ বারি কোন্ কান্দি? [দেখ কানদা$_{2}$]।

৫=[কুম]—বি. চর বা বিল (যেখানে বোরো ধান জন্মে) ॥

৬=[পা]—বি. প্রস্রাব খানা ॥

৭=[ফ]—বি. জালের সূতা বিশেষ ॥

৮=[ম]—বি. ফিতা ॥ কান্দি দিয়া চুল্ বান্।

৯=[সি]—বি. কোনা ॥ [দেখ কানি$_{3}$;<কাঁদি ; অর্থ প্র.]।

১০=[ফ]—বি. এঁটো ॥ রাইতে কান্দির্ পানি বারে ফেলা বালা নয়।

১১=[ম]—বি. স্তূপ ॥ খেরের কান্দি। [<কানডি<কাণ্ড সং+ই প্র.]।

১২=[কুম, খু]—বি.<কাঁদি, আঁটি ॥ এক্ কান্দি কলা।

কান্দু=[রং]—বি. যাহারা ইক্ষুর গুড় বানাইতে জানে ॥ নছুর্ কান্দুক্ ডাকি আন্। [<কন্দ قند আঃ=চিনি+উ প্র.]।

কান্দু কান্দু=[সি]—বিণ. ক্রন্দনোন্মুখ ॥ [<কাঁদো কাঁদো]।

কান্দুবু=[রং]—বিণ. কাঁদিয়ে ॥ ছাওয়াটা কান্দুবু। [<কাঁদু+বু=কাঁদুনে]।

কান্দুয়া=[বা]—বি. বড় মাটির ঢেলা ॥ কান্দুয়া চাকা। [দেখ কান্দা$_{1}$+উয়া প্র. ; অর্থ প্র.]।

২=[বা]—বি. কাঁধের ঘা ॥ গরুডার্ কান্দুয়া ঐসে। [কান্ধ (<স্কন্ধ সং)+উয়া ; অর্থ প্র.]।

কান্দুরা=[রং]—বিণ. যে অনবরত কাঁদে। [কাঁদ্+রা প্র. ; দেখ কান্দুবু]।

কান্দুরামি=[সি]—বি. খেলায় অসৎ উপায় গ্রহণ ॥ তুমি খেলায় বড় কান্দুরামি করো। [দেখ কান্দেল্+আমি প্র.]।

কান্দে বারে=[সি]—ক্রি.বিণ. কাঁধে বহন করিয়া ॥ কাঁন্দে বারে বোঝাটা লৈ যা। [<স্কন্ধ+এ সপ্তমী+ভার+এ সপ্তমী]।

কান্দেল্=[খু]—বি. একগুঁয়েমি ॥ এত কান্দেল্ কর্‌লে চ'ল্‌বে কেন্? [<কোঁদল<কন্দল সং]।

কান্দ্যা=[ফ]—বি. পাত্রের কানা ॥ কলশ্‌ডার্ কান্দ্যাডা বাংসে কে? [<কান্ধ (<স্কন্ধ)+ইয়া প্র.]।

কান্দোন্=[য]—বি. ধান কুড়াইবার যন্ত্র বিশেষ ॥

কান্দোর্=[রা]—বি. রোয়া ধানের নীচু জমি, যেখানে সহজেই চারিদিকের পানি গড়াইয়া আসিয়া জমা হয় এইরূপ জমি ॥ [দেখ কান্দর্]।

কান্দোল্কুচে'=[খু]—বি. আলস্যবোধ ॥ কান্দোলকুচে' করিস্ না। [<খন্দোল (দেখ কান্দোর্)+কুঁচে (<কুচিক সং) ; অর্থ প্র.]।

কান্দোল্বোড়া=[খু, য]—বি. এক প্রকার নির্বিষ সাপ ॥ [দেখ কান্দোল্ কুচে' ; বোড়া=সর্প বিশেষ]।

কান্ধা=[রা]—বি. কাঁঠাল ॥ কান্ধার্ তরকারি গোস্তের্ মতন্ লাগে। [<কন্ঠা (<কণ্টকী সং)]।

২=[রা]—বি. কিনারা ॥ পুকুরের কান্ধায় আমাদের্ গাছ্। [<কান্ধ (<স্কন্ধ)+আ প্র. ; অর্থ প্র.]।

কান্ধাল্=[রং]—বি. জলা জায়গা ॥ কন্ধালত্ এইবার্ ভালা ধান্ হৈচে। [দেখ কান্দর্]।

কান্না কাটা=[কুম]—ক্রি. কাহারো পক্ষে কথা বলা ॥ [=কাঁদাকাটা]।

কান্নাগোল্=[বা]—বিণ.খামখেয়ালী, নিজের ইচ্ছামত কাজ করে যে ॥ [কানা (<কাণ সং)+গুল گل ফা.; অর্থ প্র.]।

কান্নি=[রা]—বি. কোন ॥ ঘরের্ কান্নি খরি গিছে। [<কন্ন<কণ সং+ই প্র. ; তুঃ কর্নী হিং]।

২=[চা]—বি. ঘুড়ি একদিকে কাত হইয়া উড়িলে তাহা সোজা করিবার জন্য অপরদিকে কাগজ দিয়া দেয় ভার ॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৩=[রা]—বি. পাল সংযুক্ত দড়ি ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কান্পট্টি=[চা]—বি. কানের পার্শ্ব ॥ থাব্‌রা দিয়া কান্পট্টি উরাইয়া দিমু। [কান্পট্টি<কর্ণ ; তুঃ কানপট্টী হিং]।

কানপট্টি দরা=[চা]—ক্রি. কানে তালা লাগা ॥ তগ চে'চা'নিতে আমার্ কান্পট্টি দৈর‍্যা গেসে। [দেখ কান্পট্টি+ধরা ; মাথাধরা]।

কান্পনা=[ম]—বি. অতিক্ষুদ্র এক প্রকার মাছ ॥ [<কাণ(অন্ধ)+পোনা]।

কান্ পাইত্তা=[কুম]—ক্রি. বিণ. চুপিচুপি, আড়াল হইতে ॥ মনুস্ কতা কৈলে কান্ পাইত্তা হুনিস্ ক্যান্? [<কান+পাতিয়া]।

কান্ পাওশা=[ফ]—বি. কানের দুল বা অলংকার ॥ কতডু সোনা দিয়া কান্পাওশা বানাইসো? [<কানপাশা]।

কান্পাখি=[খু]—বি. কালো রং-এর পাখি বিশেষ (সুন্দরবনে পাওয়া যায়) ॥

কান্পাতা=[কুম, নো]—বি. কানের ঔষধ বিশেষ (কবিরাজী মতে) ॥ [<কর্ণপত্র]।

২=[রা]—বি. কানের অলংকার বিশেষ ॥ [দেখ কান্পাশা ; অর্থ প্র.]।

কান্ পাত্লা=[পা]—বিণ.যে সকলের কথা শোনে ॥ লোক্টা কাঁন্ পাত্লা।

কান্পোরা পাক্কোন্=[চট]—বি. এক প্রকার পিঠা ॥ [পাক্কোন্=<পাক্বান হিং=পাকান পিঠা]।

কান্ বাবার্=[সি]—বি. ছনের ঘরের উপরের ছানি ॥

কান্‌বুচ'া=[ম]—বিণ. যে কথা শুনিয়াও শুনে না ॥ তুইতো বর কান্‌বুচ'ারে আরাম্‌যাদা। [<কান(<কর্ণ)+বোঁচা<ভোঁচা<ভোঁতা(< ব্যাহতা সং)]।

কান্‌বেরি=[রা]—বি. বাঁধন ॥ শালাক কন্‌বেরি দি আন্‌। [< কান+বেড়ি< বেড় (< বেষ্ট সং +ই)]।

কান্‌ফল্‌=[কুম]—বি. এক প্রকার ছোট মাছ ॥ কান্‌ফল্‌ কেউ খায়্‌ না।

কান্‌ফুল্‌=[খু]—বি. গাছ বিশেষ (ইহার পাতা ঔষধে ব্যবহার করা হয়) ॥ [<কর্ণফুল]।

কান্‌ ভাংতি=[বা]—বি. কুপরামর্শ, কুযুক্তি ॥ সে ভাবি কান্‌ ভাংতি দিতে পারে। [কান+ভাং(< ভাঙ্গানো) +তি প্র.]।

কান্‌ ভন্‌জান্‌=[বং]—বি. কুযুক্তি, কপটতা ॥ রাখ্‌ তোর্‌ কান্‌ ভান্‌জান্‌। [কান+ভাঙ্গান<ভাঙ্গানো]।

কান্‌মারা=[খু]—বিণ. এদিক ওদিক করে বা ভালভাবে উড়ে না এমন ॥ কান্‌মারা ঘুড়ি। [কান(<কর্ণ সং)+মারা=কাৎ হওয়া]।

২=[সি]—ক্রি. নীরব থাকা, না শুনা ॥ আমি কান্‌মারি পরি থাকি। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

কান্‌মাস্‌=[সি, খু, য]—বি. মাগুর জাতীয় মাছ ॥

কান্‌মড়ি=[বা, ব]—বি. চালের পিঠা ॥

কান্‌রি=[সি]—বিণ. উচ্ছিষ্ট ॥ কান্‌রি বাত্‌ মোরগরে দ্যাও। [< কান(<কর্ণ)+রি প্র.; বাসনের কিনারায় যে ভাত বা খাদ্যাংশ লাগিয়া থাকে]।

কান্‌লা=[সি]—বি মাছ বিশেষ ॥ কান্‌লা মাস্‌ নরম্‌।

২=[সি]—বি. মাছ বিশেষ ॥

কান্‌শটা=[কুম, নো]—বি. কানের ঔষধ ॥ [দেখ কান্‌চ'াডা]।

কান্‌শর্‌কি=[রং]—বি. এক প্রকার ক্ষুদ্র ও লম্বা জীব ॥ দেখিস্‌, কান্‌শর্‌কিটা আবার্‌ কানত্‌ শান্‌দাইবে।

কান্‌শাকা=[রং]—বি. চোয়াল, কানের পার্শ্বের বড় হাড় ॥ এক্‌ চড়ে কান্‌শাকা ভাংগি দিমু। [<কান +চোপা]।

কান্‌শারা=[ব]—বি. কানের পাশের রগ ॥ তোর্‌ কান্‌শারা সেঁদে মারব একচ'ড্‌। [<কান+শিরা]।

কান্‌শিশা=[বং]—বি. এক প্রকার আগাছা, দ্রোণ পুষ্প ॥ ভুঁইখান্‌ কান্‌শিশাতে ভরি গেছে।

কান্‌শ্যাকা=[রং]—বি. চিবুক ॥ এক্‌ চওড়ে তোর্‌ কান্‌শ্যাকা ফাটাইম্‌। [দেখ কান্‌শাকা]।

কান্‌শোকা=[রা]—বি. চোয়াল বা কানের নিম্নাংশ ॥ চর্‌দি কান্‌শোকা ফাটে দিমু। [দেখ কান্‌শাকা]।

কান্‌সাত্‌=[সি]—বি. কাছে ॥ কান্‌সাত্‌ আয়ে না। [দেখ কান্‌চা+ত সপ্তমী]।

কান্‌সাবা=[সি]—বি. কানের চারিপার্শ্ব ॥ [দেখ কান্‌ চা'বা]।

কান্‌সি=[ফ, পা]—বি. বাড়ির পিছন দিক, পার্শ্ব ॥ কানসিত্‌ পায়খানা করা অয়। [দেখ কান্‌চি']।

কান্‌সি কোনা=[ফ]—বি. অপরিষ্কার জায়গা ॥ বোউ, কান্‌সিকোনা যাইও না। [দেখ কানচি'+কোনা]।

কান্‌সিত্‌ যাওয়া=[খু]—ক্রি. প্রস্রাব করিতে যাওয়া ॥ [দেখ কান্‌চি'+ত বিভক্তি +যাওয়া]।

কান্‌ সেরা বাতাশ্‌ =[সি]—বি. প্রচণ্ড বাতাস ॥ শিতের্‌ দিনো কান্‌সেরা বাতাশ্‌ শুরু ঐসে। [কান+ ছেঁড়া+বাতাস]।

কাপর্‌ বাচ'া=[চা]—ক্রি. পানির মধ্যে হাঁটিয়া যাইতে কাপড় না ভিজা ॥ এই খালুডা পার্‌ ঐতে কাপড় বাচ'বনি ? [<কাপড়+বাঁচা=না ভিজা]।

কাপর্‌ হওয়া=[ফ]—ক্রি. স্ত্রীলোকের মাসিক হওয়া ॥ [< কাপড় +হওয়া ; সুভাষণে]।

কাপর্‌ হারা=[চা]—ক্রি. খাল নালা পার হইবার সময় কাপর না ভিজা ॥ এইহান্‌ দিয়া কাপর্‌ হারুব ? [< কাপড়+সারা=রক্ষা পাওয়া]।

কাপা=[ব]—বি. ধানের চারা রোপণের জন্য দেড় হাত লম্বা বাঁশের চটি ॥

২=[চা]—বি. নারিকেলের মালা ॥

৩=[চট্ট]—বি. বেতের তৈরী গরুর মুখ বন্ধ ॥ [দেখ কাপাই]।

৪=[ম]—বি. আঁটি ॥ হাট্‌ থাইক্যা এক্‌ কাপা লেত্‌ আনিশ্‌।

৫=[রা]—বি. পিয়াজ বা রসুন লাগানোর উপকরণ ॥ [দেখ কাপা]।

৬=[ব, চা, রা]—বি. মোটা লুংগির ন্যায় কাপড় বিশেষ ॥ [<কাপড়]।

৭=[বা]—বি. ফ্রেম, কাঠামো ॥

কাপাই=[রং]—বি. কার্পাস বস্ত্র ॥ কাপাইর্‌ দাম্‌ বেশি। [<কাপাইয়া <কাপাসিয়া<কার্পাস+ইয়া প্র.]।

২=[ম]—বি. গরুর মুখাবরণ ॥ কাপাই সারা গরু মাঠে নিস্‌ না। [দেখ কাপারি]।

কাপাই যাল্‌=[চট্ট]—বি. মাছ ধরিবার জাল বিশেষ ॥

কাপাট=[রং]—বি. কপাট, দরজা ॥ কাপাট্‌খান্‌ দে কেনে।

কাপাডি=[চা]—বি. হাডুডু জাতীয় খেলা ॥ [<কপাটি খেলা]।

কাপা ধরা=[রা]—ক্রি. ভান করা ॥ [<দেখ কাপ্‌=ছদ্মবেশ+ধরা]।

কাপারি=[ফ]—বি. ঠুলি ॥ গরুর মুখে কাপারি দ্যাও। [দেখ কাপারি]।

কাপালিয়া=[রং]—বি. ঘরের দরজার উপরের আবরণ ॥ ঘরের্‌ কাপালিয়াখান্‌ ভাংগিল্‌। [<কপাল +ইয়া প্র. ; অর্থ প্র.]।

কাপালিয়ার্‌=[রং]—বিণ. সৌভাগ্যশালী ॥ বিহাও কোলে শশুরের সম্পত্তিও পালে, কি কাপালিয়ার্‌

রে। [দেখ কাপালিয়া+আর প্র.]

কাপাল্=[রং]—বি. ভাগ্য, কপাল॥ মোর্ কাপালে এই ছিলি। [<কপাল; অর্ধ প্র.]

২=[চা]—বি. গরু যাহাতে ফসলাদি না খাইতে পারে তজ্জন্য ব্যবহৃত মুখ-বন্ধ॥ [দেখ কাপারি]।

কাপি=[সি]—বি. ফাঁদ বিশেষ॥

২=[ম]—বি. যূপকাষ্ঠ॥ কাপিতে পাঠা বলি দেবা।

৩=[ব, রা]—বি. ছোট মেয়েদের শাড়ী॥ কাপি কুন্‌ঠে?

৪=[কুম]—বি. খাঁজ॥ খরবের্ বৈলাত্ কাপি দেও।

কাপিড়া=[ব]—বি. কাপড় ব্যবসায়ী॥ কাপিড়ার্ দোকানে গেল্‌ন্। [দেখ কাপৈড়া]।

কাপিয়া=[সি]—বি. মাদ্রাসার উচ্চ শ্রেণী বিশেষ॥ কাপিয়ার্ যমাতে পরি। [কাফিয়: كافية আং=যথেষ্ট; একটি প্রসিদ্ধ আরবী ব্যাকরণ পুস্ত-কের নাম। নিজামিয়া শিক্ষা পদ্ধতিতে বিশিষ্ট পুস্তকের নামানুসারে শ্রেণীর নাম করণ হয়]।

কাপিলা=[চা]—বি. বৃক্ষবিশেষ॥ কাপিলার্ আঠা দিয়া কাগয্ যোরা দ্যাও।

কাপুর্=[বা]—বি. <কাপড়॥

২=[ম]—বি. বেতের তৈরী গরুর মুখবন্ধ॥ [দেখ কাপারি]।

কাপুলা=[বা]—বি. গাছ বিশেষ॥ কাপুলার্ আঠা॥ [দেখ কাপিলা]।

কাপে কাপে=[পা]—ক্রি.বিণ. এক-টার সংগে আর একটা খুব শক্তভাবে॥ [<খাপ+এ]।

কাপেড়া=[দি]—বি. কাপড়॥ পিন্‌-ধিবার্ কাপেড়াখান্ ধরি আয়্। [<কাপড়+আ প্র.]।

কাপৈ=[ম]—বি. চিরুণি॥ [দেখ কাওই]।

কাপৈড়া=[রা]—বি. কাপড়ের ব্যব-সায়ী॥ ঐ গাঁয়োত্ একটা কাপৈড়া আছে। [<কাপড়+ইয়া প্র.]।

কাপোইলা গাস্=[কুম]—বি. আঠার গাছ বিশেষ॥ কাপোইলা গাসে নালা অয়্। [দেখ কাপিলা+গাছ]।

কাপ্=[খু,পা]—বি. তামাশা, ভান॥ ফরুটর্ শব্ মিসা, কেবল্ কাপ্ ধৈরা আসে। [<কপ্‌প প্রা.<কল্প সং=সন্দেহ; অর্ধ প্র.; ম. বাং=ছদ্মরূপ]।

২=[চা]—বি. ভাত ইত্যাদি নাড়িবার হাতা॥ [কফ্‌চহ্ كفچه ফা.]।

৩=[ব,রা]—বি. জমির সারি॥ তিন কাপ্ জমিতে আলু লাগাইছি (রা)।

৪=[চট্ট]—বি. একাধিক লোকের একত্র আহারের উপযোগী বড় তামার বাসন॥ [<কাপ cap ইং; অর্ধ প্র.]।

কাপ্ করা=[কু]—ক্রি. লাগিয়া থাকা, ধরিয়া থাকা॥ চিল্ না দি কাপ্ করে থাক, একদিন্ উদ্‌ধার্ পাবেই। [দেখ কাপ্+করা]।

২=[রা]—ক্রি. ন্যাকামি করা, ইয়ার্কি করা॥ গুরুজনের্ শাম্‌নে কাপ্ করা উচিত্ না। [পূর্বে দেখ; অর্ধ প্র.]।

৩=[রা,পা]—ক্রি. অস্থিরতার ভান করা॥ [পূর্বে দেখ]।

কাপ্‌ঝাপ্=[ব, রা]—বি. ভংগী॥ কাপ্‌ঝাপ্ বাদ্ দিয়ে সোযা কথা বল (ব)। [দেখ কাপ্+ঝাঁপ অনু:]।

কাপ্‌টা=[পা]—বিণ. কৃপণ॥ কাপ্‌টা লোক্। [=কিপটে]।

২=[দি]—বি. চিতল মাছ॥

৩=[রং]—ক্রি.বিণ. শক্ত ভাব॥ মাটিখান্ খুব কাপ্‌টা ধরিছে।

কাপ্‌টি=[কু, চট্ট]—বি. বাহাদুরি॥ ঘরে চা'ল্ নেই, আবার্ কাপ্‌টি দেখায় (কু)। [দেখ কাপ্+টি প্র.; অর্ধ প্র.]।

২=[রং]—বিণ. কঠিন, শক্ত॥ মাটি-খান্ এমন্ কাপটি লাগিছে আক্ কওয়া না যায়্। [দেখ কাপ্‌টা$_৩$]।

কাপ্‌টি মারা=[রং]—ক্রি. চুপিসারে থাকা॥ দরকারের্ শময় কাপ্‌টি মেরে-ছিলো, এখন্ অত কথা কেন্? [দেখ কাপ্+টি প্র.+মারা]।

কাপ্‌টে=[খ,ম]—বিণ. কৃপণ॥ [দেখ কাপ্‌টা]।

কাপ্‌ট্যা=[ফ]—বিণ. কৃপণ॥ কাপ্‌ট্যা লোক্। [দেখ কাপ্‌টি$_২$+ইয়া প্র.]।

কাপ্‌ড়া=[রা]—বি. খাঁকা॥ এক কাপ্‌ড়া আলু।

কাপ্‌ড়িয়া=[রং]—বি. কাবুলী॥ [দেখ কাপৈড়া; অর্ধ প্র.]।

কাপ্‌তানি=[রা,ব]—বিণ. চুলের ছাট বিশেষ॥ কাপ্‌তানি ছাট্ ছাড় (রা)। [দেখ কাপ্‌তান্$_২$+ই প্র.]।

কাপ্‌তান্=[খু]—বি. জুয়া॥ কাপ্-তান্ খেলাইয়া শে শব্ পুয়াইয়াসে।

২=[সি]—বিণ. প্রতাপশালী লোক॥ বেটা বর কাপ্‌তান্। [<কাপ্তান<ক্যাপটেন captain ইং; অর্ধ প্র.]।

কাপ্‌তি=[নো]—বি. টিনের কৌটা॥ হৈশাগুন্ কাপ্‌তির মদ্দে রাখ্।

কাপ্‌দাপ্=[রং,দি, ম]—ক্রি. বিণ. তাড়াহুড়া॥ আর্ কত কাপ্‌দাপ্ করমু (ম)। [অনু.]।

কাপ্‌না=[বা, সি]—বি. ঝিনুক॥ কাপ্‌না দি বোতাম্ অয়্।

কাপ্‌রেংগা=[সি]—বি. <কামরাংগা পাক্‌না কাপ্‌রেংগা।

কাপ্‌লা=[বা]—বি. বৃক্ষ বিশেষ॥ [দেখ কাপিলা]।

কাপ্‌শা=[রা]—বিণ. সাদা॥ কাপ্‌শা সুতা। [<কাপসিয়া<কার্পাস+ইয়া প্র.; অর্ধ প্র.]।

কাফরিয়া=[রং]—বি. কাবুল দেশীয় কাপড় ব্যবসায়ী॥ [দেখ কাপৈড়া; অর্ধ প্র.]।

কাক্কা=[বা,ফ]—বি. বেত তোলার দাএর ভার রাখার জন্য ব্যবহৃত কাঠ বিশেষ।

২=[বি. বেতের পরিমাণ বিশেষ, আঁটি॥ তিন্ কাক্কা বেত্ আইন্য। [দেখ কাপা$_৪$]।

৩=[বা]—বি. বাদ্যে ও অকিঞ্চি-

তৎকর বস্তু বা বিষয় ॥ তুমি কর্বা আমার্ কাফা।

৪=[খু]—বি. ঘোড়ার ডিম ॥ কাফা খাবানি। [দেখ কাফা$_3$]।

৫=[বা]—বি. কার্পাস ॥ কাফা তুলা। [<কাপ্পাহ<কার্পাস]।

৬=[খু]—বি. শেজগাছের কষ দিয়া তৈরী ঘন আঠা বিশেষ ॥

কাফাইর্=[কুম]—বি. গরুর মুখবন্ধ ॥ গরুর মুখে কাফাইর্ দেও। [দেখ কাপাবি]।

কাফাত্=[কুম]—বি. দুর্ভিক্ষ,অনটন ॥ দেশে বাতুকাপরের কাফাত্ পর্সে। [দেখ কাত্]।

কাফান্=[চা]—বি. মৃতব্যক্তির জন্য কাপড়, শবাচ্ছাদন ॥ কাফানের্ কাপর্ লাগ্‌ব। [কফন كفن আং]।

কাফারি=[বা]—বি. নদীর তীর ॥ কাফারিতে নালিয়া দেও।

২ =[চা]—বি. বেতের তৈরী গরুর মুখবন্ধ ॥ কাফারি দিয়া গরু মাড়ে নিস্। [দেখ কাপারি]।

কাফাল্=[চা, কুম, ফ]—বি. ডোবা পুকুর ইত্যাদির ভাংগা গভীর স্থান বা খাড়া পাড় ॥ কাফালের্ দারে গেলে পৈর্‌য়া যাবি।

কাফি= চা, ম]—বিণ. একেবারে ঠিক, লাগসই ॥ কাফি ঐসে, আর্ লাগ্‌ব না। [<কাফী আ كافى আং]।

২ =[য]—বিণ. যথেষ্ট, অনেক ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]

৩=[কুম]—বিণ, মজবুত ॥ চে'য়ারডা কাফি কৈরা বানাইসে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৪=[বা]—বি. কাঠের আঁকশি (বোতল ইত্যাদি ঝুলাইয়া রাখিবার জন্য) ॥ তেলের্ শিশিটা কাফিতে ঝুলান্ আসে।

৫=[রা]—বি. যাহার উপর লগি রাখা হয় ॥

কাফিয়া=[রং]—বি. মাদকজাতীয় পানীয় ॥ কাফিয়া খাইলে নেশাখোর্ মাতোয়ারা। [<কাফি (<কফী Coffee ইং)+আ প্র. অথবা < কহবঃ قهوه আং]।

কাফিলা গাস্=[কুম]—বি. গাছ বিশেষ ॥ কাফিলা গাসের যৌত্ নাই। [দেখ কাপিলা+গাছ]।

কাফ্‌ই=[কুম]—বি. চিরুনি ॥ [দেখ কাওই]।

কাফুর্=[কুম, নো]—বি. কর্পূর ॥ উকুন্ কাফুররে ডরায়। [<কর্পূর সং ; তুং কাফূর كافور আং]।

২ =[বা]—বি.<কাপড় ॥ কাফুর্ পর্।

কাফুলা=[বা]—বি. (জিউল) গাছ বিশেষ ॥ খেতের্ চা'ইর্‌দিগে কাফুলার্ বেড়া। [দেখ কাপিলা]।

কাফেয়া=[কুম]—ক্রি. বিণ. চুলচেরা ফাটা ॥ পাইলাডা কাফেয়া দিসে। [দেখ কাপে+আ প্র. ; চিরুণি দ্বারা আঁচড় কাটার দাগের ন্যায়]।

কাফ্=[ম]—বি. চীনামাটির বড় বাসন ॥ তাবে চিনামাডির কাফ্‌টায় বাত্ দেও। [<কাপ্ cup ইং=পান পাত্র ; অর্থ প্র.]।

২ =[সি]—বি. সমুদ্রের কূল ॥ দৈরা-ডার্ কাফ্ ন দেহা যার্।

কাফ্‌তি=[রং]—বি. কোরাল মাছ ॥

কাফ্‌না=[সি]—বি. ঝিনুক ॥ 'গাং-গের্ নিচে'র্ কাফ্‌না, যামাই কি অয় আপ্‌না'—প্রবাদ। [দেখ কাপ্‌না]।

কাফ্‌রা=[কুম]—বি. জরিমানা ॥ রোযা না রাখ্‌লে কাফ্‌রা দিতে অয়। [<কফ্ফার: كفاره আং]।

কাফ্‌রোল্=[চট্ট]—বি. করলা,উচ্ছে ॥ কাফ্‌রোল্ বাবি খাইয়্। [দেখ কাক্‌রোল্]।

কাবচ'=[চট্ট]—বি.<কাগজ ॥

কাবজ্=[কুম]—বি.<কাগজ ॥ এ্যাক্ তাও কাবজ্ দেও।

কাবর্=[কুম,]—বি.<কাপড় ॥

২=[বা]—বি. চাউলের কাঁকর ॥ এই চা'উলে কাবর্ বেশি। [<কাঁকর]।

কাবা=[কুম]—বি. আমীর ওমরাহের বিশেষ পোশাক ॥ তাইন্ আবা কাবা লাগাইয়া মসৃত বয় যাওলানা। [< কবা' قبا আং]।

২=[চট্ট]—বি. বেতের আটি বা গোছা ॥ এক্ কাবা বেত্ আইন্‌ন। [দেখ কাপা$_4$]

কাবাই=[ফ]—বি. এক প্রকার তর-কারী ॥ অনেকে কাবাই পসন্দ করে।

কাবা উঠা=[খু, য]—ক্রি. অভাবের তাড়নায় কষ্ট হওয়া ॥

কাবাকাবা করা=[কুম]—ক্রি. গণ্ডগোল করা ॥ অত কাবাকাবা করিস্‌না। [< কাবাকবা (অনু.)+করা]।

কাবাক্=[খু]—বিণ. দগ্ধ ॥ সেলের্ শোকে তার্ কলিয়া কাবাক্ হয়ে যাস্‌সে। [<কবাব كباب ফা.< আং]।

কাবাযি করা=[ম]—ক্রি. অনর্থক পরিশ্রম করা ॥ এত কাবাযি কৈরা লাব্ কি ? [<কায় (<কায় সং)+বাযী بازى ফা.প্র. ; অর্থ প্র.]।

কাবাত্=[বা]—বি. দুর্ভিক্ষ, হঠাৎ কোন কিছুর অনটন ॥ দেশে অহন্ নারিকেল্ তেলের্ কাবাত্ পড়্‌ছে। [দেখ কাত্]।

২=[ব]—ক্রি. বিণ. নষ্ট ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাবারি=[রং, ফ, পা, ম, রা]—বি. বাখারি ॥ বাঁশের কাবারি দি বেড়া হয় (রং)। [বাখারি ; বর্ণ বিপর্যয়]।

২ =[চা]—বি. ধান চাউল পাট ইত্যা-দির মাপ শেষ হইলে আড়তের সেরেস্তা-দারকে মজুরি স্বরূপ দেয় নজরানা ॥ [<কাবার(<এ্যাকাবার acabar পোর্তু.)+ই প্র.]।

৩=[সি]—বিণ. <কারবারী ॥ করিমের্ বাপ্ কাবারি লোক্।

৪=[সি]—বিণ. ঝগড়াটে ॥ বেডা বড় কাবারি। [দেখ কাবারি$_3$; অর্থ প্র.]।

কাবাশ্=[বা[—বি.<কার্পাস তুলা ॥ কাবাশ্ তুলার্ সুতা।

কাবিযাবি=[পা]—বি. অনুরোধ উপরোধ ॥ তারে কাবিযাবি কৈরা লাব্ নাই। [অনু.]।

কাবিয্=[চা]—বিণ. কাহিল ॥ তুমি বব কাবিয্ ঐয়া গেস। [<কাবিয قابض আং]।

কাবিরাযি=[চা]—বি. মিনতি, অনুরোধ, কাকুতি ॥ [<কবিরাজ+ই ; অর্থ প্র.]।

২=[কুম]—বি. তত্ত্বাবধান ॥ আমিই কাবিরাযি করি, আর কেডা ? [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাবিল্=[চট্ট]—বিণ. দক্ষ, চতুর, উপযুক্ত ॥ হিতে ই কামের্ কাবিল্ ন। [<কাবিল قابل আং]।

২=[য]—বিণ. কাহিল, কাবু ॥ বরে এক্কেরে কাবিল্ কর্যা ফালাইসে। [দেখ কাইলা]।

কাব্$_1$=[বং, দি, বা]—বি. গরুর খড় দেওয়ার জন্য বাঁশের তৈরী গোলাকার বেড়া ॥

২=[ব,বা]—বি. কবুতরের বাসা ॥ [কাপু<খোপ<ক্ষুপ সং]।

৩=[নো,চট্ট]—বি. সুযোগ ॥ [<কাবু قابو তু.]।

কাব্$_1$ করা=[নো]—ক্রি. ঠকানো ॥ তারে কাবু কর্তে শময় লাগে না। [দেখ কাবু$_3$+করা]।

কাব্$_1$ক্=[বা]—বি. কবুতরের বাসা ॥ [দেখ কাবু+ক প্র.]।

কাব্$_1$টাব্$_1$=[সি]—বি. সুযোগ সুবিধা ॥ [দেখ কাবু$_3$; টাবু অনু:]।

কাব্$_1$তি মিনতি=[বং]-বি.<কাকুতি মিনতি ॥ তোকে এত কাবুতি মিনতি করি কোন্ কাম্ হৈল্ না।

কাব্$_1$য়ানো=[সি]—ক্রি. ঘন ঘন চিবানো ॥ বুরা বাডা গুয়া খাইতে খালি কাবুয়াইন্।

কাবেয্=[পা,বা]—বিণ. দুর্বল, শক্তিহীন ॥ না খাতি পায়্যা শে কাবেয্ হচে'। [দেখ কাবিয্]।

কাবেয্ করা=[ক, পা]—ক্রি. বাগে পাওয়া, কমজোর করা ॥ মাব্লায় তারে কাবেয্ কৈর্যা কালাইসে। [দেখ কাবিয+করা ; অর্থ প্র.]।

কাবেল্=[খু]—বি. ধান কাটা মজুর ॥ বিশ্যন্ কাবেল্ ধান্ কাটে। [দেখ কাবিল্]।

২=[চট্ট]—বিণ. সুনিপুণ ॥ [দেখ কাবিল্]।

কাবৈন্=[নো]—বি. কাবিন নামা, বিবাহের চুক্তিপত্র ॥ অ'হিই কাবৈন্ দি চাম্ ন। [<কাবীন کابین আং]।

কাবোর্=[পা]—বিণ. কালো ॥ মেয়েগার্ গায়ের্ রং কাবোর্। [<cafre পার্তু. =নিগ্রো ; অর্থ প্র.]।

কাব্=[সি,কুম,চট্ট]—বি. তামার বাসন, চিনামাটির বাসন ॥ [দেখ কাফ্]।

২=[সি]—বি. মাছ থাকিবার গর্ত বিশেষ ॥ [<কহফ کهف আং ; অর্থ প্র.]।

কাব্গাব্=[য]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ কাব্গাব্ কৈর না। [অনু.]।

কাব্ড়া=[খু]—বিণ. মুখরা, কলহপ্রিয় ॥

কাব্ড়ানো=[ব]—ক্রি. প্রাণপণ চেষ্টা করা ॥ [দেখ কাব্ড়া+আনো প্র.]।

কাব্দার্=[খু]—বি. খতনাকারী ॥

কাব্দি=[খু]—বি. মজার ব্যাপার ॥ আর্ একটা কাব্দি দ্যাখ্। [দেখ কাপ্+তি প্র.]।

২=[য]—বিণ. নীরব ॥ [<তাব্দ<তব্দ<স্তব্ধ+ই প্র.]।

কাব্বি=[সি,খু,য,পা]—বি. মজার ব্যাপার, বালসুলভকর্ম, ঠাট্টা ॥ আলো আলো কি কাব্বি! মিয়ে বুহি আঁট্যা কদ্দুর্ চ'ল্যা গেচে' (য)। [দেখ কাব্দি]।

কাব্বি করা=[খু]—ক্রি. ঝগড় বা পাগলামি করা। কাব্বি করার্ বাগ্য নয় এটা। [দেখ কাব্বি+করা]।

কাব্বি ধরা=[রা]—ক্রি. ভান করা ॥ কিশের্ জর্ খামোকাই কাব্বি ধরিচে। [দেখ কাব্বি+ধরা]।

কাব্ব$_1$=[রং]—বি. কবুতরের জন্য তৈরী ছোট ঘর ॥ [দেখ কাবু]।

কাব্রা=[খু]—বি. শূকরপালক ॥ কাব্রাবা শুকর্ খায়্। [<কাওরা<কাহার+আ প্র ; কহার হিং=পালকী বাহক, শূকর পালকেরা পালকী বহন করিত]।

কাব্রা কাব্রি=[রং]—বি. চীৎকার ॥ কাব্রা কাব্রি করিস্ না। [অনু.]।

কাব্রা চা'ইল্=[কুম]—বি. লাল মোটা চাউল ॥ কাব্রা চা'ইলে খাইটা-নির্ বেশি।

কাব্রানো=[বং, ফ]—ক্রি. চীৎকার করা, অনুনয় বিনয় করিয়া কাঁদা ॥ বিপদে পড়ে লোক্টা কাব্রাচ্ছে। (রং) [দেখ কাব্ড়ানো]।

২=[বং]—ক্রি. গোলমাল করা ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাব্রি=[দি]—বিণ. কাল সাদা মিশ্রিত ॥ কাব্রি রংয়ের্ ছাগল্টা কার্ ?

কাব্লানো=[কুম]—ক্রি. অতিরিক্ত কথা বলা ॥ হের্ বেডা খালি কব্লায়্। [<কওল قول আং+আনো প্র.]।

২=[চা]—ক্রি. শোকে চীৎকার করা, দীর্ঘ নিশ্বাস ছাড়া ॥ পোলা মরনে বেডিডায় হারারাইত্ কাব্লাইসে। [পূর্বে দেখ ; অর্থ প্র]।

কাভাত্=[বা]—বি. মুস্কিল ॥ [দেখ কাত্ ; হাভাত শব্দের সাদৃশ্যে]।

কাভাত্ পড়া=[বা]—ক্রি. প্রয়োজনীয় জিনিষের অভাবে হৈ চৈ পড়া ॥ [দেখ কাত্+পড়া]।

কাভ্ড়ানো=[রা]—ক্রি. কোন কিছু পাওয়ার জন্য ছটফট করা ॥ [দেখ কাব্রানো]

কামট্=[ক]—বি. হাঙ্গর ॥ কামটের্ দাতে খুব্ ধার্। [<কমঠ সং=কচ্ছপ; অর্থ প্র. কিংবা দেশী=যে কামড়ায় এমন কুমীর]।

কামর্=[চা]—বি. উত্তেজনা ॥ হেডায় কামরে বিদবাডা গরের্ বাইর্ ঐসে। [<কামড় ; অর্থ প্র.]।

কামল্=[য]—বি. কোন কিছুতে খুব

বেশী মাত্রায় আসক্তি ॥ পান্ তামাকের্ কামল্ ভালা নয়। [কু+আমল عمل আং]।

কামা=[রং]—বি. নাপিত ॥ [< কামাইয়া < কামানিয়া = কামায় যে]।

কামাই=[চট]—বি. চিরুণি ॥ [দেখ কাওই]।

কামাইগা=[চট]— বি. কামার (তুচ্ছার্থে) ॥ কামাইগার্ আতের্ লোআর্ বাড়ি। [দেখ কামাইয়্যা]।

কামাইয়্যা=[চট]—বি. কামার ॥ [কামার+মাদহ্ ماده ফা.]।

কামাইতোন্=[খু]—বিণ. উপার্জন-শীল (ব্যঙ্গার্থে) ॥ এতো কামাইতোন্ ইনি করে? [কামাই < কাম < কর্ম স +আই প্র., তোন < বান]।

কামাইদান্নি [খু]—বিণ. কর্মঠ ॥ আরে আমার কামাইদান্নি। [< কামাই + দান্নি < দার دار ফা. + নি প্র.]

কামাইদার্ পুত্ [সি]—বি. উপার্জনশীল পুত্র [দেখ কামাইদান্নি পুত < পুত্র]।

কামাইরা আত্=[কুম]—বি. খুব শক্ত হাত ॥ কামাইরা আতে না মর্লে এই কাম্ ঐবো না। [কামার(<কর্ম-কার)+ইয়া প্র.+হাত ; অর্থ প্র.]।

কামাইরে=[ন]—অব্য. কারণ, জন্য ॥ তুই কি কামাইরে এহানে আইলি? [কামাই+রে বিভক্তি ; অর্থ প্র.]।

কামাইল্=[দি]—বি. মজুর ॥ [< কামিলা ম. বাং < কাম্ (<কর্ম সং+)ইলা প্র.]।

কামাইশুদি=[চা]—বিণ. উপার্জন-কারী (অবজ্ঞার্থে) ॥ এক্ মাশে তিন্ টেকা রুখি কৈরা বর কামাইশুদি ঐয়া গেসে। [< কামাই + চুদ (< চুদা) + ই প্র.]।

কামাইশুদ্=[কু, ব, চা, ফ]—বিণ. উপার্জনক্ষম ॥ হেইতার্ কামাইশুদ্ পোলাডা মৈরা গেল্গা। [< কামাই + শুদ্ধ ; অর্থ প্র.]।

কামাইশ্=[রং]—বি. উপার্জন ॥ কামাইশ্ করি খা। [< কামাইজ + < কামকাজ]।

কামাকাল্=[রং]—বিণ. ঠিক, খাঁটি ॥ জিনিশ্টা একেবারে কামাকাল্ হৈছে। [কমাকাল كما قال আং = যেমন সে বলিল]।

কামাক্কা=[ম]—ক্রি. বিণ. সত্য সত্য, তাড়াতাড়ি ॥ [< খাহ্ মখাহ্ خواه مخواه ফা. = ইচ্ছা অনিচ্ছায় ; অর্থ প্র.]।

২=[ম]—ক্রি. বিণ. অনর্থক ॥ কামাক্কা কথা কও কেন্? [পূর্বে দেখ]।

কামাটা=[বং]—বিণ. যে ক্ষৌরকার্য করে ॥ তোর্ মত কত কামাটা দেখেছু। [দেখ কামাই (< কামান) + টা প্র.]।

কামানি=[বা]—বি. ঘুড়ির কাঠামো ॥ কামানির্ খারে শুড্ডি শৈল্লা গেলে উর্বে কি? [< কমান كمان ফা. = ধনুক + ই প্র. ; অর্থ প্র.]।

২ =[বাং]—বি. ছাতার লোহার শিক ॥ ছাতির্ কামানিটা ভাইংগে গেছে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩ =[ফ]—বি. নাপিত ॥ [< কাম (< কামান বাং) + আনি প্র.]।

কামানির্ কাটি=[বা]—বি. ছাতার শিক ॥ কাম্ না করলে তর্ মাথাত্ কামানির্ কাটি ভাংমু। [< দেখ কামানি২ + র (সম্বন্ধে) + কাঠি]।

কামানো=[চা]—ক্রি. নির্মাণ করা ॥ কাঠুগায় পানশি কামায়। [< কাম < কর্ম সং (নামধাতু) + আনো প্র.]।

কামান্ কাজান্=[রং]—বি. ক্ষৌর-কর্ম ॥ কামান্ কাজান্ শারি আহেক্। [দেখ কামানো + কাজ + আন প্র. ; সহশব্দ]।

কামান্নি=[চট]—বি. স্ত্রী কর্মকার ॥ [< কামার + নি প্র.]।

কামারৈ=[সি]—বি. কর্মকার ॥ [কামার + ই প্র.]।

কামালি=[রং]—বি. কর্মী ॥ তুই বড়ো কামালি বাহে। [কাম + আলি প্র. ; দেখ কামিলা]।

কামালিয়ত্=[ম]—বি. পূর্ণতা, চরম সার্থকতা ॥ [< কমালিয়ত্ كماليت আং]।

কামাল্=[রং]—বিণ. ঠিক, সত্য, খাঁটি ॥ তোর্ বুদ্ধিটা কামাল্। [< কমাল كمال আং]।

কামিষ্=[সি]—বি. সার্ট ॥ [কমীস قميص আং]।

কামিনি=[বা]—বি. একটি ধানের নাম ॥

কামিলা=[পা]—বিণ. অতিশয় কর্ম-ক্ষম ॥ চাকরটি বেশ্ কামিলা। [কাম (< কর্ম) + ইল + আ প্র.]।

২ =[কুম]—বি. গাছ বিশেষ ॥ কামিলার্ আঠা। [দেখ কামিলা]।

কামিলিয়াত্=[সি]—বি. [illegible] ॥ কামিলিয়াত্ হাশিল্ ঐসে। [দেখ কামালিয়ত্]।

কামিল্কার্=[পা]—বিণ. কর্মী, ধর্মী, গুণী ॥ কামিল্কার্ লোকের্ হাতের্ কামের্ সিরিই আলাদা। [কাম + ইল + কার کار ফা.]।

কামিল্লা=[পা]—বিণ. কাজের, কর্মী ॥ সে খুব কামিল্লা মানুষ। [দেখ কামিলা]।

কামুড়্=[পা]—বি. < কামড় ॥ হাপে কামুড় দিসে।

কামুর্=[কুম]—বি. কাটা ॥ তারে হাপে কামুর্ দিসে। [< কামড়]।

২ =[কুম]—বি. আমাশয় রোগ ॥ [< কামড় ; পেট কামড়ায় যাহাতে ; অর্থ প্র.]।

৩ =[পা]—বি. গালি বিশেষ ॥ কামুর্ না দিলে ঠিক্ অয় না। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৪ =[পা]—বি. যৌন লিপ্সা ॥ হাংলা মানুশির্ কামুর্ বেশি। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

কামুলা=[ম]—বি. মজুর ॥ কয়ডা কামুলা লাগাও। [দেখ কামিলা]।

কামেইল্=[দি]—বি. চাকর ॥ এখন

কামেইলেব্ বড় অভাব্। [দেখ কামিলা]।

কামে কাইমে=[কুম]—ক্রি. বিণ. কাজে কর্মে ॥ সেরাডা কামে কাইমে বালা দেহা যায়। [<কামে কাইমে=কাজে কর্মে]।

কামের দৈ=[পা]—বি. পণ্ড, কাজ নষ্ট ॥ তুমিত কামেরদৈ কর্‌স। [<কাম+এর বিভক্তি (সম্বন্ধে)+দই<দধি; অর্থ প্র.]।

কামেলা=[ম]—বি. মজুর ॥ চাইর্‌ডা কামেলা ডাক্। [দেখ কামিলা]।

কামৈ=[কু]—বি. চিরুণি ॥ যশো-রের্ কামৈই ভালা। [দেখ কাওই]।

কামৈর্=[কুম, চট্ট, নো]—বি. গরুর মুখবন্ধ ॥ গরুর্ মুহে কামৈর্ দিসত্‌নি? [দেখ কাপারি]।

কামোর্=[ঢা]—বি আমাশয় ॥ পেডে কামোর্ ঐসে। [দেখ কামুর্]।

২=[রা]—বি. উত্তেজনা ॥ [দেখ কামুর্]।

কাম্=[বা. ঢা]—বি. বিবাহের সম্বন্ধ ॥ মাইয়াটার্ বিয়ার্ কাম্ আইসে। [কাম<কর্ম সং, অর্থ প্র.]।

২=[পা]—বি. দ্বিতীয় বিবাহ। [পুর্বে দেখ]।

৩=[ঢা]—বি. প্রয়োজন, দরকার ॥ থাক, হের্ যাওনের্ কাম্ নাই। [পুর্বে দেখ; অর্থ প্র.]।

কাম্‌করন্যা=[চট্ট]—বি. চাকর ॥ [কাম+করণ+ইয়া প্র.]।

কাম্ করা=[ঢা]—ক্রি. ঠিক করা ॥ আমার্ সাতিডার্ কাম্ কৈরা দেও। [অর্থ প্র.]।

কাম্‌কুম্=[সি]—বি. কাজকর্ম। [কাম+কুম অনু:]।

কাম্‌চোরা বা কাম্‌চুরা=[পা, ম, সি]—বিণ. অলস ॥ তোর্ মত কাম্‌চুরা লোক্ আর্ নাই। [কাম চুরি করে যে]।

কামটংগি=[ঢা]—বি. পুকুরের উপর গ্রীষ্মাবাসের জন্য বড়লোকদের তৈরী ঘর ॥ [<কাম+টঙ্গ (<তুঙ্গ সং)+ই প্র.]।

কাম্‌টা=[ঢা]—বি. কাক তাড়াইবার বাঁশের তৈরী ধনুক বিশেষ ॥[<কামটা ম. বাং<কাম্মুঅ প্রা:<কার্মুক সং+টা প্র.]।

কাম্‌ডা=[ঢা, চট্ট, বা]—বি. বাঁশের তৈরী ছোট ধনুক ॥[<দেখ কাম্‌টা]।

কাম্‌ডেংগা=[সি]—বি. <কামরাঙা ॥

কাম্‌ড়াকাট্=[খু]—বি. মূল্যবান কাঠ বিশেষ ॥

কাম্‌ড়ি=[পা]—বি. খড়ো ঘরের চালার সংযোগস্থলে দেওয়া বাঁধন ॥ বোশেখ মাশ্ আইচে, বালা করা৷ ঘরো কাম্‌ড়ি লাগাও। [কামড়+ইপ্র.=যাহা কামড় দিয়া রাখে]।

কাম্‌নাই কাম্‌রাংগা=[সি]— বি. কাজ নাই অথচ কিছু কাজ করার ভাব ॥ ই কাম্‌নাই কাম্‌রাংগা কর-বায়নি। [কাম+নাই+ কামরাংগা (=ফল বিশেষ) তুচ্ছার্থে]।

কাম্‌পড়া=[রং]—বিণ. যে কাজ নষ্ট করে ॥ তুই এক্ কাম্‌পড়া লোক্। [কাম+পড়া; কাজের ক্ষমতা যাহার পড়িয়া গিয়াছে]।

কাম্ পাওয়া=[রং]—ক্রি. অপাত্রে যাওয়া, নষ্ট হওয়া ॥ তুই একেবারে কাম্ পাল্। [দেখ কাম্ পাওয়া+বিপরী তার্থে]।

কাম্‌ফাটা=[রং]—বিণ. অকেজো, অপারগ ॥ তোর্ মত কাম্‌ফাটা লোক অনেক্ দেখিছু। [কাম+ফাটা; অর্থ প্র.]।

কাম্‌বাড়ি=[রা]—বি. মৃত আত্মীয়ের মঙ্গলের জন্য ভোজ ॥ আজ্‌কে আমার্ মায়ের্ কাম্‌বাড়ি। [কাম(<কর্ম সং)+বার (অর্থ প্র.)+ই প্র.]।

কাম্‌বায়ে=[খু]—বিণ. নাছোড়বান্দা ॥ লোক্‌টা বড় কাম্‌বায়ে।

কাম্‌মান্=[চট্ট]—বি. কাজটি ॥ কাম্‌মান্ গরি ফেল্। [<কাম+খান<খানা]।

কাম্‌মুয়া=[চট্ট]—বিণ. কাজের ॥ ইতে যেঅন্ তেঅন্ কাম্‌মুয়া গাউর্ ন। [<কাম+উয়া প্র.]।

কাম্‌রাংগা=[খু]—বি. এক প্রকার ধান।

২=[নো]—বি. গলার হারের নাম ॥

কাম্‌রাগা=[কুম]—বি. <কামরাংগা ফল ॥ কাম্‌রাগা যবর্ চুঁকা।

কাম্‌রা গোডা=[চট্ট]—বি. কাম-রাঙা ॥ [কামরা<কামরাঙা+গোটা<গুটি<গুটিকা]।

কাম্‌রি=[ঢা, কুম, সি]—বি. আমাশয় ॥ হের্ পেডে কাম্‌রি কর্‌সে। [দেখ+কামুর্১+ই প্র.]।

২=[সি]—বি. কুস্তি ॥ কাম্‌রি লাগি যাও না। [<কামড়+ই প্র.]।

৩=[ব, রা]—বিণ. কৃপণ ॥ লোক্‌টা বড় কাম্‌রি। [<কামড়+ই প্র.; অর্থ প্র.]।

৪=[পা]—বি. ঘরের চালের প্রান্তের ভিতরের অংশ ॥ কামরি বান্‌দা থাক্‌লে ঝড়ে ঘর্ বাংতে পারে না। [দেখ কাম্‌ড়ি]।

কাম্‌লা=[রা, কুম, ঢা]—বি. দিন মজুর, যাহারা ঘর তৈরী ও মেরামত করে ॥ [দেখ কামিলা]।

কাম্‌লাই=[কুম, নো]—বি. যাহারা জলে দাঁড়াইয়া ধান কাটে ॥ [দেখ কাম্‌লা+আই প্র.]।

কাম্‌লা চেঁচাঁনো=[পা]—ক্রি. দিন মজুর হিসাবে কাজ করা ॥ মিয়া বাড়ি কাম্‌লা চেঁচাঁলাম।

কাম্‌শারা=[রং]—বিণ. নিঃশেষ, খতম ॥ তোর্ একেবারে কাম্‌শারা বায়্। [কাম+সারা=কর্মসারা]।

কাম্‌শিন্‌দুর্=[রা]—বি. রূপসজ্জার উপকরণ বিশেষ ॥ [<কাম+সিন্দুর]।

কাম্‌সি=[নো]—বি. ঘরের চালের বাহিরের অংশ ॥ [দেখ কান্‌চি]।

কাম্মন্=[নো]—বি. <কাহন ॥ তুমি কয় কাম্মন্ গুপারি আন্‌স?

কাম্মা=[সি]—বিণ. দুর্বল, ক্ষীণ ॥ [<কাম+আ; অর্থ প্র.]।

২=[রং]—বি. মাড়োয়ারী ॥ [দেখ কাইয়া]।

৩=[চট্ট]—বি. সাম্পানের তলদেশের তক্তার ছাউনী ॥

কায়া লাগি=[সি]—ক্রি.বিণ. আড়ষ্ট হইয়া ॥ লোক্‌টা শিতে কায়া লাগি গ্যাসে।

কায়ালি=[খু]—বি. কোমর ॥ [দেখ কাঁকাল+ই প্র.]।

কায়েত্=[কুম]—বিণ. নায়েব ॥ যমির্ শেখ যবর্ কায়েত্ লোক্। [দেখ কাত্৪]।

২=[কুম]—বিণ. সুদক্ষ, নিপুণ ॥ বর কায়েত্ মানুশ্। [দেখ কাত্৪]।

কায়েন্=[রা]—বি. বিধবা বিবাহ ॥

কায়েম্=[সি]—বি. নীলবর্ণের পাখি বিশেষ ॥

কায়েলি=[পা]—বিণ. রোগী, দুর্বল ॥ বুড়া কায়েলিডার্ কেউই নাই। [< কাহিল کاهل আং+ই প্র.]।

কায়েল্=[চট্ট]—বি. সমর্থক ॥ [< কা'ইল قائل আং]।

২=[কুম, সি]—বি. ওজনকারী ॥ এই দোকানে বালা কায়েল্ নাই। [< কয়্যাল্ کیال আং]।

কায়েশ্=[চা]—বি. অনুমান ॥ কায়েশ্ কৈরা ক কাপড়ডার্ দাম্ কত? [<কিয়াস قیاس আং]।

কায়্যা=[পা]—বি. মাড়োয়ারী ॥ [দেখ কাইয়া]।

কায়্যো=[রং]—সর্ব.<কেহ ॥

কার্=[রং]—সর্ব.<কে ॥ কার্ মানুষে?

২=[পা]—ক্রি. বিণ. কোথায় ॥ আমি এখন্ কার্ যামু। [<কোআর<কোথায়]।

কার্‌ড়া=[খু]—বি.<কাঁকড়া ॥

কার্‌ডাং=[চট্ট]—বি. করাতি, মাঝিমাল দলের সর্দার ॥ করাতির্ পাওনা কারডাং-এর হাতেত্ দিয়ন্।

কার্‌দা=[রা]—বি. কাস্তে, ধারালো ছুরি ॥ [দেখ কাতা৪]।

২=[ম]—বি. আবদ্ধ বর্ষাবারি পরিচয় ॥ তার্ পোলায় কাদুয়া পরে।

[<কা'ইদ قاعدة আং]।

কায়্‌দা কালাম্=[পা]—বি. আইন কানুন, উপায়, কৌশল, চতুরতা ॥ তুমি এর্ কায়্দাকালাম্ যান না। [দেখ কায়্দা২ +কলাম کلام আং]।

কায়্‌না=[কু, খু]—বিণ. অপরিপুষ্ট ॥ বিষ্টির্ অভাবে ধান্ শব্ কায়্না হয়েসে। [দেখ কায়ন্+আ প্র. =কাউন]।

কায়্‌য়া=[পা]—বি. কাক ॥ কায়্য়া কা কা করে। [<কৌয়া হিং]।

কায়্‌রা=[খু]—বি. এক প্রকার গাছ ॥

কারন্=[খু]—বিণ. কৃপণ ॥ এমন কারন্ আর্ নাই। [<কারূন قارون আং, হযরত মুসা (আ) এবং মিসররাজ ফেরাওনের সময়ের প্রসিদ্ধ ধনী ও কৃপণ; অর্থ প্র.]।

কারর্=[খু]—বিণ. নীচ, হীন ॥

কারল্=[চট্ট]—বি. বাছুর ॥

কারা=[ম, চা]—বি. তিন ইঞ্চি লম্বা পোকা বিশেষ ॥ [<কীড়া <কীট সং]।

২=[ম]—বি. পাটের কাছি ॥ চাংগর্ লগে কারা নাই, মৈ যুরবা কি দিয়া।

৩=[ম]—বি. বহু পদবিশিষ্ট লম্বা পোকা বিশেষ ॥ [দেখ কারা=শত পদী]।

৪=[কুম]—বি. জলাজমিতে ধানের চারা রোপণের পর জল শুকাইয়া যাওয়ার অবস্থা ॥ [<খরা=অনাবৃষ্টি, রৌদ্র-তাপ]।

৫=[ম,চা]—বি. কোন বস্তু লটকাইয়া রাখিবার আংটা বিশেষ ॥ [<কড়া]।

৬=[ম]—বি. দড়ি ॥ কারা দিয়া গাইডা বান্।

৭=[পা]—বি. ঘোষণা, বিজ্ঞপ্তি ॥ আইয়ৃ ওয়াযের্ কারা দিসে। [<কড়া (<কটাহ সং)=বাদ্যযন্ত্র বিশেষ; অর্থ প্র.]।

৮=[খু]—বি. পুরুষাঙ্গ ॥

৯=[পা]—বি. তাতের দণ্ডা ॥

১০=[সি]—বি. খাল কাটিয়া পুকুর বা বিলের জল নিষ্কাশনের ব্যবস্থা ॥ [<কাড়া]।

কারাইয়া লওয়া=[চা]—বি. পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করিয়া লওয়া ॥ আমি যা পাই এক্কেরে কারাইয়া লমু। [<কারা (<কাঁড়া)+ইয়া+লওয়া; অর্থ প্র.]।

কারাইলা=[পা]—বি. বর্ষাকালে ধান খেতের মাছ ॥ বাতাশ্ থাক্লে কারাইলা দেখা যায় না।

কারাইল্=[ম, রং, ফ, পা]—বি. খড় নাড়িবার বক্র আগাবিশিষ্ট বাঁশের দণ্ড ॥ [দেখ কাড়াইল্]।

২=[সি]—বি. সুপারী কাটার চাকু ॥ [দেখ কাটাইল্]।

কারাউ=[রং]—অব্য. চিবানোর শব্দ ॥ কারাউ কারাউ করি খাছি। [ধ্বন্যা.]।

কারাকারি=[চা]—বি. কাড়াকাড়ি, টানাটানি ॥ এত কারাকারি করস্ কেন্? [<কাড়াকাড়ি]।

কারাকিদ্‌দি=[কু]—বি. কারসাজি ॥ তোমাদের্ কারাকিদদি বুঝা দায়। [<কার (<কার্য সং)+কিত্তি<কীর্তি সং; তুং কারখানা]।

কারাকুরা=[সি]—বিণ. পরিষ্কৃত ॥ [<কাঁড়া+কুঁড়া]।

কারানি=[চা]—বি. রাঙানি, ঠার ॥ তোমার চোখ কারানিরে ডরাই না।

কারানো=[বা, ফ]—ক্রি. চাউল পরিষ্কার ॥ বাল কৈরা কারাও। [<কাড়ানো]।

২=[চা]—ক্রি. শুনা, খেয়ালে আনা ॥ তর্ কেরকেরিয়ে আর্ কানে কারায়্ না।

৩=[চা]—ক্রি. কাঠিতে সুতা ভরা ॥

৪=[কুম]—ক্রি. প্রথম ব্যবহার করা ॥ [<কাড়ানো]।

৫=[সি]—ক্রি. জমিতে এক চাষ দেওয়া ॥ যমিডা কারাইসে্ কি?

কারান্=[কুম, নো]—বি. অবসর ॥ [দেখ কাড়ান্ দেওয়া]।

কারান্‌দা=[চা]—বি. করমচা ফল ॥ [করোন্দা হিং<করমর্দ সং]।

কারাপদুর্=[চা]—বিণ. পুরু, মোটা ॥

মাগ্‌টা অনেক্‌ কারাপুর্‌। [কাঁড (< কাণ্ড সং]+আ প্র.+পুর (<পূর্ণ)]।

কারার্=[সি]—বি. কাণ্ডারীর কাজ, নৌকার দিশা ঠিক করণ॥ [দেখ কাড়াল্‌]।

কারালি=[কুম,]=বি. নৌকার গোড়া এদিক সেদিক ঘুরাইবার হাতল॥ কারালি ঠিক্‌ কৈরা না দ্‌লে নাও ঠিক্‌ চ'লে না। [দেখ কাড়াল্‌+ই প্র.]।

২=[ম]—বি. কাণ্ডারী, মাঝি॥ [পূর্বে দেখ]।

কারাল্=[ম, চা]—বি. কাণ্ডার, হাল॥ তুফানে শক্ত কৈরা কারাল্‌ ধেব। [দেখ কাড়াল্‌]।

কারি=[ম]—বি. (কোরানের) পাঠক॥ কারি শাইবের্‌ পরাডা বর ওদ্দ্‌। [<কারী قاری আং=পাঠক]।

২=[বা]—বি. গেঁজির গর্ত॥

৩=[দি]—বি. তেজ॥ ওর্‌ কারি দেখি মোক্‌ ডাঙ্গুর্‌ লাগি গেলো। [দেখ কারি১২]।

৪=[খু]—বি. কাঁকরোল॥ [< কাকড়ি=কঁকড়া হিং]।

৫=[সি]—বিণ. ছিদেরী॥ কারির্‌ বেডা এরা অবিচারি কত্তা কর্তাল।

[<কারী قاری ফা.]

৬=[কুম]—বি. বাঁশের তৈরী পাত্র বিশেষ॥ [<কাড়(<কাণ্ড সং)+ই প্র.]।

৭=[সি]—বি. কারিগর (বিশেষ করিয়া ছাতা মেরামতকারী)॥ এরা যাতে কারি। [দেখ কারি৫]।

৮=[ক]—বি. ধান রাখিবার গোলা বিশেষ॥ কারি ইন্দুরে কাটি ফালাইসে। [দেখ কারি৬]।

৯=[নো]—বি. বৈঠার ডাঁট॥ কারিডা বাইংগা গেসে। [দেখ কা...]।

১০=[কুম, সি]—বি. স্তূপ॥ ছণার কারি বাইংগা পর্‌সে। [দেখ কারি৬]।

১১=[ম, চা]—বিণ. ফলদায়ক, কার্যকরী॥ ওষুদ্‌গা বর কারি। [< কারী کاری ফা.]।

১২=[পা, কু]—বিণ. সাংঘাতিক॥ সে কারি আঘাত্‌ পেয়েসে। [দেখ কারী১১]।

১৩=[সি]—বি. স্তব॥ [দেখ কারি৬; অর্থ প্র.]।

কারি করা=[সি]—ক্রি. ক্রিয়া করা॥ অশুদ্‌ কারি কর্‌ল না। [দেখ কারি১১+করা]।

কারিকুরি=[চা]—বি. গোপন পরামর্শ॥ এত কারিকুরি কৈরাও ইলেক্‌শনে ফেইল্‌ কর্‌লো। [<কারিগরি <কারীগরী کاریگری ফা.]।

কারিকুরি পিডা=[চা]—বি. বিশেষ রকমের পিঠা॥ [দেখ কারিকুরি+পিঠা (<পিষ্টক)]।

কারিন্দা=[চা]—বি. শুদ্ধ লেখার, স্বর॥ বৈষায় খুব্‌ কারিন্দা কৈরা কোরান্‌ পরে। [<কারিনদহ্‌ کارندہ ফা.=পরিশ্রমী; অর্থ প্র.]।

কারিন্দে=[ম]—বিণ. যোগ্য, উপযুক্ত॥ তিনি একজন্‌ কারিন্দে লোক্‌। [দেখ কারিন্দা]।

কারি পক্‌কর্=[কুম]—বি. ঠগ॥ কারিপক্‌করে আমার্‌ টাকা নেয়া গেসেগা। [দেখ কারি১১+ফক্কড়; তুং ফাক্কিকা সং]।

কারিয়া=[বা]—বি. মিতব্যয়॥

২=[সি]—বি. মাছ আবদ্ধ রাখিবার স্থান বা উপকরণ॥ কারিয়ায় বর মাছ্‌ আসে। [দেখ কারি৬+আ প্র.]।

কারিয়ায়্=[ম]—ক্রি. বিণ. অনেক, বহু॥ বিলিতেন্‌ চা'উল কি কারিযায়্‌ পাইবা। [দেখ কারি১০; অর্থ প্র.]।

কারি হয়ে লাগা=[পা]—ক্রি. জোরের সহিত লাগা, স্থায়ী হইয়া লাগা॥ [দেখ কারি১২+হইয়া লাগা]।

কারু=[ম]—বিণ. কৃপণ॥ লোক্‌টা বর কারু। [দেখ কারুন্‌]।

কারুইল্লা=[চা]—বিণ. কৃপণ॥ কারুইল্লার্‌ মাল্‌ বক্‌কিলে খায়্‌। [দেখ কারুন্‌+ইয়া প্র; ন=ল]।

কারুকুটি=[বা]—বি. হাঙ্গামা, কূট কৌশল॥ এডা তুমি কারুকুটি। [দেখ কারিকুরি; অর্থ প্র.]।

কারুনের খাযানা=[ম, চা]—বি. কৃপণের মাল॥ কারুনের্‌ খাযানা বোধ্‌ কর্‌তে পার্‌বে না। [দেখ, কারুন্‌+এর (সম্বন্ধে)+খযানহ্‌ خزانه ফাং= ভাণ্ডার]।

কারুন্=[সি, কুম]—বিণ. বখিল, কৃপণ॥ কারুনের্‌ ধন্‌ চো'র্‌ ডাকাইতে খায়্‌। [দেখ কারুন্‌]।

কারু বারু=[পা]—বি. অনুরোধ॥ একটু কারুবারু কর্‌লেই উনি দেবেন্‌। [অনু.]।

২=[পা]—ক্রি. বিণ. অতিরিক্ত আয়ের জন্য পরিশ্রম ও নানা কলা কৌশলের অবতারণা॥ সে বহুত্‌ কারু বারু কৈরা চা'ল্‌সে। [পূর্বে দেখ]।

কারু বিরু=[ম]—বি. নানা বার চেষ্টা, কষ্ট॥ কারুবিরু করে সংসার্‌ চা'লাই। [অনু.]।

কারু মারু=[বা]—বি. তাড়াতাড়ি॥ [কর+মার=ধরমার পাছাড়]।

২=[ম]—বি. অনুরোধ॥ আমি কারুমারু কর্‌সি। [দেখ কারুবারু]।

কারুয়া=[বা]—বি. কচ্ছপ॥ অনেক্‌ হিন্দু কারুয়া খায়্‌। [<কাটুয়া (< কমঠ সং)]।

২=[ম]—বি. কারুকার্যশোভিত চাঁদোয়া॥ ওয়াযের মফিলে কারুয়া টাংগাইসে। [কারু (<কারুকার্য) +উয়া প্র.]।

কারুয়ামি=[সি]—বি দর কষাকষি॥ বালা মাইনসে কারুয়ামি করে না।

কারুল্=[চট্ট]—বি. বাছুর হয় নাই এইরূপ গাভী

কারুল্‌ডেঙ্গা=[চট্ট]—বি. দামড়ি বাছুর, স্ত্রী বাছুর॥

কারে=[ফ]—বি. মাটির পাত্র॥ এক কারে দুদ্‌। [কাঁড় (<কাণ্ড সং)+এ<ইয়া প্র. =ভাঁড়]।

২=[খু]—বি. ঢেঁকিতে ভানার সময়

ধান রাখিবার জন্য বিশেষ ধরণের মাটির পাত্র ॥ [পূর্বে দেখ]।

কারোআল্=[রং]—বি. কাওার, তাবুর পর্দা ॥ কারোআল্ ছিড়্যা গেইচে।

কারোন্=[পা]—বিণ. কৃপণ ॥ [দেখ কারন্]।

কার্=[কুম, ফ]—বি. চালের নীচের পাটাতন ॥ কারের্ থাইক্যা উরুমের্ টিন্‌ডা নামাও।

২=[ম]—বি. বস্ত্র ॥ আশ্‌মানর্ কার্ বাইংগা পর্‌সে। [<কহর قهر আং= অভিশাপ ; অর্থ প্র.]।

৩=[রং, দি]—বি. ইঁদুর ধরার কাঠের তৈযারী যন্ত্র ॥

৪=[য]—বি. গুড় ॥ কার্ কত কৈরা শের্ ?

৫=চট্ট]—বি. কাজ ॥ এখন্ আমার্ কোন কার্ নাই। [কার کار ফা.]।

৬=[পা]—বি. বেহারা, পাল্কী-বাহক ॥ আমাদের্ দেশে কারে পাল্‌কি বয়্। [<কাহার ; কহার হিং]।

কার্‌কিত্=[খু]—বি. চাষাবাদ, ফসল ফলান ॥ যমিতে কারকিত্ করা হয়েসে। [দেখ কার৫ + কিত (কৃত) ; সহশব্দ]।

কার্‌কোল্=[বা]—বি. শশাজাতীয় ফল ॥

কার্‌জি করা=[রা, বং]—বি. নেকা করা ॥ শে দিতিয় কার্‌জি করেছে রে। [কার্য+ই প্র.+করা ; অর্থ প্র.]।

কার্‌ডেত্‌শ্যা=[রা]—বিণ. অপক্ব ॥ কার্‌ডেত্‌শ্যা আম্‌ড়াটা কেমন্ করে কিন্‌লু ?

কার্‌তন্=[কুম]—ক্রি. বিণ. কাহার নিকট হইতে ॥ তুই কার্‌তন্ টিয়া আন্‌সত্ ? [তন=হইতে]।

কার্‌তি=[চা]—বিণ. বিক্রয় ॥ মাল্ খুব্ কার্‌তি কিন্‌তুক্ আম্‌দানি কম্। [কাটতি<কাট (<কর্তন)+তি প্র. ; ট=র]।

কার্‌তিক্‌শালি=[ম, খু]—বি. এক প্রকার ধান ॥ [কার্তিক শালি]।

কারতিক্‌হাইল্=[চা]—বি. সাদা ও লম্বা আমন ধান বিশেষ ॥ [দেখ কার্‌তিক্ শালি]।

কার্‌তি খাইল্=[চা]—বি. সরু ধান বিশেষ ॥ [দেখ কার্‌তিক্‌শালি]।

কার্‌তুন্=[কুম, সি]—ক্রি. বিণ. কার কাছে ॥ কর্‌তুন্ মাইয়ার্ বিয়া দিবা ? [দেখ কার্‌তন্]।

কার্‌তুশ্= [সি] — বি. কার্টিজ ॥ [<cartouche ফ্রেঞ্চ]।

কার্‌তে=[চা]—ক্রি. বিণ. কাহার কাছে ॥ চা'বিডা কার্‌তে আসে ? [কার্ <কাহার+তে<ঠাঁই]।

কার্‌তো=[কুম]—অস. ক্রি. কাটিতে ॥ চো'য়া কার্‌তো বুনি গেচি'ল্। [কাটতো <কাটিত ; ট<র]।

কার্‌দরা করা=[চা]—ক্রি. পাল্লার' ফের ভাঙা ॥ পাল্‌লাডা কার্‌দরা কৈরা ল। [কাঠ+ধরা করা=কাঠের টুকরা বা অন্যকিছুর সাহায্যে পাল্লার ভারসাম্য রক্ষা করা]।

কার্‌দানি=[চা]—বি. দক্ষতা ॥ আর্ কত কার্‌দানি দেহাবি বেডা ? [<কারদানী کاردانی ফা.]।

কার্‌নিশ্=[চা]—বি. ঘুড়ির একদিক হাল্কা কিংবা ভারী করার ব্যবস্থা ॥ গুড্‌ডির্ কার্‌নিশ্ লাগ্‌বে।

কার্‌ফল্=[কুম]—বি. এক প্রকার তরকারী।

কার্‌বান্=[ম]—সর্ব. কাহার ॥ তুমি কার্‌বান্ শাথে কথা কও ? [<কার <কাহার+বা+ন]।

কার্‌বার্=[চা]—বি. অপকর্ম ॥ লোক্‌টার্ কার্‌বার্ দেখ্‌সনি ? [< কার র বার کاروبار ফা. >উর্দু কারবার]।

কার্‌বালা=[ম]—বি. নির্জলাভূমি ॥ এক্ ফোডা পানি পাই না, এইডা কোন্ কার্‌বালায় আইলাম্। [করবলা کربلا আং ; ইতিহাস প্রসিদ্ধ যুদ্ধ প্রান্তর ; অর্থ প্র. (মুল শব্দ করব র বলা' کرب و بلا আং=দুঃখ ও বিপদ—এর স. রূ.)]।

কার্‌শি=[কুম, চা, ফ]—বি. আড়া, ঘরের চালের নীচের আড়াআড়ি বাঁশ ॥ [দেখ কার্ <+বাঁশ+ই প্র.]।

কার্‌বাশ্=[চট্ট]—বি. সিদ্ধ করণ ॥

কার্‌যা=[চট্ট]—বি. ডোল, ধান রাখার পাত্র বিশেষ ॥ [দেখ কারি৮ +গা]।

২=[কুম]—বি. কর্মী ॥ [কার্য+আ প্র.]।

কার্‌যা করা=[কুম]—ক্রি. ঝগড়া-করা ॥ [দেখ কাজ্যা]।

কার্‌রা খাওয়া=[পা]—ক্রি. অত্যধিক চুলকান ॥ [কুড়িয়া খাওয়া ; অর্থ প্র.]।

কার্‌শো=[খু]—ক্রি. বিণ. কোনও ॥ কার্‌শো কালে শেখানে যাইও না।

কার্‌হা=[বা,ফ]—বি. <কাঁকড়া ॥ গাংগে কার্‌হা উযাইসে।

কালকচু'=[চা]—বি. আমন ধান বিশেষ (গভীর পানিতে জন্মে এবং রং কাল) ॥

কালগৈরা=[পা]—বি. এক প্রকার ধান ॥

কালছান্=[বং]—বি. চালের পুরাতন জীর্ণ খড় ॥ [কাল+ছন]।

কালধান্=[পা]—বি. এক প্রকার আউশ ধান ॥

কালট্=[ফ]—বিণ. কাল ॥ কালট্ গুতা কোমরে বান্ [কাল+ট প্র.]।

কালপাত্=[পা]—বি. আমন ধান বিশেষ ॥ খেতে কালপাত্ ধান্ বুনসি।

কাল বক্‌রি=[পা]—বি. আউশ ধান বিশেষ ॥

কাল বিশারি=[খু]—বি. কালামেঘ, গাছ বিশেষ ॥ কাল বিশারির্ পাতা খুব্ তিতা।

কালব্=[চট্ট]—বি. পাখি বিশেষ ॥

কাল মানিক্=[পা]—বি. এক প্রকার ধান।

কালা=[ম]—বি. শক্রতার ভাব ॥ মনের্ মৈদ্যে কালা রাইখ্‌কো না। [কাল+আ প্র.=মালিন্য ; অর্থ প্র.]।

২=[চট্ট]—বিণ. ছিদ্র, কানা কল্‌শিটা [illegible] গেসে। [দেখ [illegible]]।

৩=[illegible]—বি. খুঁটি ॥ [illegible] দিয়া ঠিকা দাও।

৪=[সি]—বি. অসুতাব ভা[illegible] ॥ সব্‌ কথা জেনে আবার কালা[illegible] কেন? [<কালা<কল সং(=বধির); অর্থ প্র.]।

কালা আন্‌ধি=[ম]—বিণ. অন্ধকারের মত কাল, খুব অন্ধকার ॥ কালা আন্‌ধি রাইতে একলা কৈ যাও? [<কালা+অন্ধ(<অন্ধকার সং) +ই প্র.]।

কালা আমন্‌=[ঢা]—বি. কাল আমন ধান বিশেষ ॥

কালা আসন্‌=[চট্ট]—বি. প্রায় দ্বিপ্রহর ॥

কালাআশা=[ম]—বিণ. কালোপানা ॥ মাইয়াডা দেখতে কালাআশা। [কাল+আশা সদৃশার্থে প্র.]।

কালাই=[ম, ঢা, কুম]—বি. রাঙ তামা ইত্যাদির দ্বারা পাত্রের উপর প্রলেপ ॥ [<কলঈ قلعی আঃ]।

কালাইয়ে=[খু]—অস. ক্রি. ঠাণ্ডা হইয়া ॥ রোগি কালাইয়ে গেসে। [<কালা<কাল=হিম+ইয়ে<ইয়া প্র.]।

কালাকার্‌তিক=[য, খু]—বি. কাল-রংএর ধান বিশেষ ॥

কালাকুরা=[ঢা]—বি. একটি ধানের নাম ॥

কালাকেইস্‌সা=[কুম,নো]—বি. এক প্রকার লতা গাছ ॥ [< কালকেশে <কাল কাশিয়া]।

কালা কেশৈর্‌তা=[ম]—বি. কালো রংএর ঘাস বিশেষ ॥

কালাগরা=[কুম]—বি. একটি ধানের নাম ॥

কালা গাবের্‌ কাইল্‌=[কুম]—বিণ. কালো এবং মোটা ॥ [কালা+গাব (ফল বিশেষ)+এর (সম্বন্ধে)+গাইল (উদুখল); অর্থ প্র.]।

কালাগোরা=[ঢা]—বি. গুজাওয়ালা আমন ধান বিশেষ ॥

কালা চি[illegible]চি'কা=[সি]—বিণ. [illegible] মিশে কাল ॥ পুরাডা কালা চি'কচি'[illegible]। [চিক্‌চিক্‌ অনু.]।

কালাঠিয়া=[ম]—বিণ. [illegible] কাল ॥ কালাঠিয়া [illegible] বলশু কত?

কালা দ[illegible]—ক্রি. কালিমা পড়া ॥ [illegible] আসিতে আসিতে তার মুখ [illegible] দেখে। [illegible]।

কালা দ্‌ড়্‌রা=[ঢা]—বি. এক প্রকার ওষধি ॥ কালাদুড়্‌রার্‌ গোড়া অনেক্‌ কামে লাগে। [কাল দুড়রা]।

কালাধলা=[সি]—বি. উত্তম অধম ॥ মানুশটার্‌ কালাধলা বাচ্‌বিচার্‌ নাই। [<কাল+আ প্র.+ধল(ধবল সং) +আ; অর্থ প্র.]।

কালানি=[য, বা]—বিণ. দরদী ॥ 'কালানি বঁধুয়ারে, কৈ গেলে পাব তোমারে'-মুরশিদী গান। [<কালা (=কৃষ্ণ) +নি প্র.]।

কালান্যা=[ম]—বিণ, কালীন,সময়ের ॥ এইডা আমার্‌ দাদার্‌ কালান্যা গর্‌। [<কাল+আন+ইয়া প্র.]।

কালানো=[খু]—ক্রি. অতিরিক্ত ঠাণ্ডা হওয়া ॥ সাওয়াল্‌ডা শিতে কালায়ে গেইসে। [কাল(=শীতল)+আনো প্র.]।

২=[রা]—ক্রি. দাঁত বাহির করিয়া হাসা ॥ বেশি কালালে দাঁত্‌ ভাংগে দিমু। [দেখ কেলানো]।

কালান্‌ধি বালা=[সি]—ক্রি, বিণ. অতি ভোরে ॥ কালান্‌ধি বালা উঠ্‌সি। [দেখ কালা আন্‌ধি+বেলা]।

কালান্‌তে=[দি]—ক্রি. বিণ. কালে, যুগে ॥ আমার্‌ বাপ্‌দাদার্‌ কালান্‌তে জিনিশ মাংগা ছিলু। [<কাল+আন +তে (বিভক্তি)]।

কালাপাইক্যা=[চট্ট]—বি. আমন ধান বিশেষ ॥

কালাপাহাড়্‌=[রা]—বি, আম বিশেষ॥

কালাপ্‌=[ম]—বি, কুমন্ত্রণা ॥ কালাপ্‌ দিয়া সেইলাডারে নস্‌ট কর্যো না। [< কু+আলাপ]।

২=[ফ]—বি. কলাই করা ॥ আমাগো পাতি[illegible]ডা কালাপ্‌ করন্‌ লাগবো। [< কলপ<কলফ كلف উর্দু<আঃ; অর্থ প্র. কিংবা কলাই শব্দের ভ্রষ্ট উচ্চারণ]।

কালাবাইশ্‌=[ফ]—বি. নালাইল বাড় ॥ কালাবাইশ্‌ বাড়লেও পোলুদো যায় না।

কালাবাখাল্‌=[ফ]—বি. এক প্রকার ধান

কালা বোরা=[দি]—বি. কালো রংএর বোরো ধান বিশেষ ॥ কালাবোরার্‌ বাড়্‌ বেশি বালা না।

কালা মন্‌=[কুম]—বি. এক প্রকার আমন ধান ॥

কালা মাদারি=[ক]—বি এক প্রকার ধান ॥

কালা মানিক্‌=[ঢা]—বি. কাল আউশ ধান বিশেষ ॥

২=[ম]—বিণ. রূপে না হইলেও গুণে যে শ্রেষ্ঠ ॥ [<কাল+মানিক (মাণিক্য সং); অর্থ প্র.]।

কালা মিয়া=[সি]—বি. বড় ভাই (ভাইদের মধ্যে যে কাল রংএর তাহাকে সাধারণতঃ কালামিয়া ডাকা হয়) ॥ (কালা+মিয়াঁ میاں উর্দু, হিং]।

কালা মিশ্‌মিস্‌সা=[কুম,]—বিণ. খুব কাল ॥ সাপিটা কালা মিশ্‌মিস্‌সা। [কালা মিশমিশা (>মিশমিশে)]।

কালা মোনা=[ঢা]—বি. একপ্রকার আউশ ধান ॥ কালামোনো দান্‌ দেখ্‌তে কালা।

কালাম্‌=[রা]—বি. যুগ ॥ ইবে এ কালামের্‌ কথা নয়। [<কাল+আন প্র.]।

কালাম্বর্‌=[পা]—বি. ঘাসবিশেষ ॥ যমিতে কালাম্বর্‌ ঐলে ফস্‌ল্‌ অয় না।

কালা সিরা=[পা]—বি. কালাজিরা ॥

কালাসিয়া=[সি]—বিণ. খুব কাল ॥ চে'হারাটা কালাসিয়া ঐগেসে। [< কালা+সিয়াহ্‌ سیاه ফাঃ=কাল; সহশব্দ]।

কালা সিরাই=[ম]—বিণ, কাটির মত

কাল॥ তার্ চে'হারাডা কালাসিয়াই ঐয়া গেসে। [<কালা+সিয়াহী سیاهی ফা. =কালি]।

কালা হয়্=[পা]—বি. কালজিরা॥ হাটের্ খোনে কালাহয়্ আনা লাগ্‌বো। [কাল শজ=কালজিরা]।

কালি=[কুম, য, খু]—বি. পেঁয়াজের ফুল বা পাতা॥ কালি তর্কারিতে দেওয়া যায়্। [<কলি]।

২=[চট্ট]—বি. মুষলের মুখে ব্যবহৃত লৌহবলয়॥

৩=[সি]—বি. আন্দাজ, ধারণা॥ তোমার্ কালি ঠিক্ ঐল্ না। [<কালি (<কল সং)=সংকলন; তুং বিষাকালি, কাঠাকালি]।

৪=[সি]—বি. কাশি॥ কালি ঐ গেসেনি?

কালি কদম্=[ফ]—বি. ঘাস বিশেষ॥ [<কেলি কদম্ব]।

কালি কদ্‌মি=[ঢা]—বি. একপ্রকার গাছ॥ কালি কদ্‌মির্ লতা গরুএ খুব্ খায়্। [দেখ কালিকদম্]।

কালিকশর্=[ফ]—বি. একপ্রকার ঔষধের গাছ॥

কালি কুডা=[ঢা, সি]—বি. পুরাতন ছন॥ কালিকুডাগুলি তুপ্ কর্। [কাল+ই প্র.+কুটা]।

কালিকুশ্‌রা =[ঢা]—বি. এক প্রকার বনজ ওষধি॥

কালিকেশর্‌তা=[ম]—বি. গাঢ় কাল রঙের ঘাস বিশেষ॥ তার্ মুখটা এক্‌বারে কালিকেশর্‌তার্ মতন্ ঐসে।

কালিকোশা=[রা, রং, দি]—বি. ব্লটিং পেপার॥ [কালি+শোষা<শোষক]।

কালি খেলা=[খু, য]—বি. এক হাত লম্বা লাঠি দ্বারা ছেলেদের খেলা বিশেষ॥

কালিগনি=[চট্ট]—বি. কাল বাউশ মাছ॥

কালি গল্‌লা=[নো]—বি. এক প্রকার ধান॥

কালিগদুনি=[কুম]—বি. মাছের নাম বিশেষ॥

কালিগৈন্যা=[চট্ট]—বি. কাল বাউশ মাছ॥

কালিজিরা=[রা]—বি. ধানের নাম॥

কালিদাম্‌না=[কুম]—বি. বনজ বৃক্ষ বিশেষ॥ কালিদাম্‌না অশৈদের্ কামে লাগে।

কালিন্=[ম]—বি. গালিচা॥ ফরাশের্ উপর্ কালিন্ বিসাও। [<কালীন قالین তু.]।

কালিন্‌চি'=[বা]—বিণ. পুরাতন॥ কালিন্‌চি' ঘরের্ সাউনি বেশি টিকে না। [<কাল+চি প্র.; দেখ কালিকুডা]।

কালিন্‌চে'=[খু]—বি. ধানের নাম॥

কালিন্‌ঘা=[কুম,—বি. ভোর রাত্র॥ [দেখ কালাআন্‌ঘি; অর্থ প্র.]।

কালিন্‌ঘি বাল্‌লা=[সি]—বি. ঊষা-কাল॥ [দেখ কালা আনঘি বালা]।

কালি বাংগা=[চা]—ক্রি. তামাকের ফুল ভাংগা॥ [<কলি+ভাংগা]।

কালিবুয়ো=[খু]—বি. কলিজা॥ পাঁঠার্ কালিবুয়ো খুব্ শাদ্। [<কাল+ই প্র.+বুক+উ প্র.]।

কালিবোরো=[ম]—বি. বোরো ধান বিশেষ॥

কালি ময়্‌না=[ম]—বি. ঘাস বিশেষ॥

কালিম্=[চা]—বি. এক প্রকার পাখী॥

কালি মওয়া=[চা]—বি. এক প্রকার বাঁশ॥ কালি মওয়া বাশে খালা চ'টা উঠে।

কালি মিরা=[চা.ক]—বি. এক প্রকার সরু আউশ ধান॥

কালিয়া=[ম]—বি. স্নেহের পাত্র, প্রেমিক॥ 'নিদাগেত্তে দাগ্ লাগাইলি সোনা বন্ধু কালিয়া'। [<কাল+ইয়া প্র.=কৃষ্ণ; অর্থ প্র.]।

কালিয়ারা=[সি]—বি. কালবাউশ মাছ॥

কালিয়ারি=[ম]—বি. ঈষৎ আলো॥ কালিয়ারি দেখা যায়্, রাইত্ বুঝি পোয়াইসে। [<কালি+আরি প্র., অর্থ প্র.]।

কালির্‌পাডা=[চা]—বিণ. অসহায়, যাহার মৃত্যু যখন তখন হইতে পারে॥ তর্ মতন্ কালির্ পাডার্ কোন্ ওকার্ নাই। [কালী (দেবী বিশেষ)+র (সম্বন্ধে)+পাঁঠা=কালির মন্দিরে বলির জন্য প্রদত্ত পাঁঠা; অর্থ প্র.]।

কালিশ্‌শি=[খু]—বিণ. কালবর্ণ, নীলবর্ণ, মলিন॥ মুখটা কালিশ্‌শি কর্‌লে কেন্? [দেখ কালাআশা]।

কালিহাইট্‌টা=[কুম ফ, ঢা]—বি. কাল ধান বিশেষ॥ (কাল+ই+আঁটিয়া]।

কালি হাইন্‌যালা=[কুম]—ক্রি.বিণ. ভোর রাত্রে॥ কালিহাইন্‌যালা বাত্ খাইয়া রওনা ঐসি। [দেখ কালা-আন্‌ঘি বালা]।

কালিহাইন্‌যুন্‌না=[নো]—বি. সন্ধ্যা॥ কালি হাইনযুন্‌নার শময় বৌ'ঝির্ বাইর্ ঐতে নাই। [দেখ কালি হান্‌যা]।

কালি হান্‌যা=[সি]—বিণ. ঘোর সন্ধ্যাকাল॥ [<কাল+ই+সানঝা (< সন্ধ্যা সং)]।

কালি হান্‌যি=[ম]—বি.ভোর রাত্রের অন্ধকার॥ কালি হান্‌যিত্ এক্‌লা কৈ যাও? [দেখ কালি হান্‌যা]।

কালু=[ব]—বিণ. হীন (তুচ্ছার্থে)॥

কালুকা=[ম]—বি. কল্য, কাল॥ কালুকা বিয়ানে বাইত্ যাইবাম্। [< কাল (কল্য)+কা (বিভক্তি)]।

কালুয়া=[সি]—বিণ. কালা, বধির॥ কালুয়া বেটা কানে কিস্ সুনে না। [<কালা+উয়া প্র.]।

২=[ম]—বি. পূজা বিশেষ॥

কালুল্‌লাহ্=[ম]—বি. মধ্যাহ্ন ভোজনের পর সামান্য গড়াগড়ি॥ এক্‌টু কালুল্‌লাহ্ শাগ্‌তের পক্‌খে ভালা। [কয়লুল: قیلوله আঃ]।

কালে কাটা=[কুম]—ক্রি. বিষাক্ত সর্পে দংশন করা, মৃত্যু অবধারিত হওয়া॥ [কাল (যম)+এ]।

কালে খতি করা=[পা]—ক্রি. মৃত্যু

হয়রান করা ॥ আমারে কালে খতি করে মার্‌লি। [<কাল(সময়)+ক্ষতি +করা ; অর্থ প্র.]।

কালে খাওয়া=[চা]—ক্রি.সমূলে বিনাশ করা ॥ তোমারে কালে খাইসে, এই রোগ্‌ আর্‌ শারব না। [<কাল(যম)+এ(বিভক্তি)+খাওয়া ; অর্থ প্র.]।

কালেন্‌=[খু]—বিণ. দীর্ঘ সময় পর সন্তান প্রসবকারিণী ॥ [<কাল (সময়)+এন]।

২=[খু]—বিণ. পুরাতন ॥ [পূর্বে দেখ]।

কালে বাতে=[সি]—ক্রি. বিণ. ঠিক সময়ে ॥ [<কাল (সময়)+এ (বিভক্তি)+বাত+এ (বিভক্তি)]।

কালেব্‌=[ম]—বি. কাঠামো ॥ টুপিডা কালেবে লাগাইয়া মাব্‌ দিতে ঐবো। [<কালিব قالب আ:]।

কালেভাড়্‌=[খু]—বিণ. বেহায়া ॥ কালেভাড়্‌ সেলেটার্‌ কথা আর্‌ কৈস্‌ না। [<কাল+এ প্র. +ভাঁড় (<ভণ্ড সং)]।

কালেম্‌=[কম ম]—বি. বিলচর কাল পাখি বিশেষ ॥

কালের্‌ গর্‌=[চা]—বি.উন্নতির পথ, বাঁচিবার আশা ॥ তোমার্‌ কালের্‌ গর্‌ খাইয়া পুইসে। [<কাল+এর বিভক্তি +ঘর ; অর্থ প্র.]।

কালেশ্‌টর্‌=[চট]—বি.কালেক্টার ॥ কালেশ্‌টর্‌ শাবের্‌ কোডত্‌ যাইয়ম্‌। [<Collector ই:]।

কালে হয়রান্‌=[পা]—ক্রি.বিণ. শাস্তিদায়ক ॥ [কাল+এ+হয়রান حيران আ:]।

কালৈয়া দোরা=[ফ]—বি. বৃহদাকার ঢোঁড়া সাপ ॥ কালৈয়া দোরা খুব মোডা অয়। [কাল + ইয়া প্র. +ঢোঁড়া (ডুণ্ডুভ সং)]।

কালোক্‌=[চা]—বি. চামচ ॥ কালোক্‌ দিয়া সালন্‌ বারে।

কালোট্‌=[বা]—বিণ. কালো ॥ [দেখ কালট্‌]।

কালোয়া=[রা]—বি. এক প্রকার আম ॥ কালোয়া আমের্‌ শাদ্‌ আছে।

২=[সি]—বি. মেঘ ॥ [কাল+উয়া প্র. ; অর্থপ্র.]।

কালো শালিনা=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

কালোশির্‌ গাড়িয়া=[ব]—বি. কাল রঙের আউশ ধান বিশেষ ॥

কালোরা=[ফ]—বি. আমন ধান বিশেষ ॥

কাল্‌=[পা]—বি. মাছ মারার যন্ত্র ॥ কাল্‌ সিড়্যা মাস্‌ ফুটে গেল্‌।

২=[পা]—বি. অগ্রভাগ ॥ কর্‌নির্‌ কাল্‌ বিন্দা গেসিল্‌।

৩=[চট]—বিণ. দু:খপূর্ণ, দারুণ ॥ [=যম ; অর্থ প্র.]।

৪=[ম,ফ]—বি. শীত, ঠাণ্ডা ॥

৫=[বা]—বিণ. বোবা ॥ কালের্‌ মতন্‌ চাইয়া রৈছ কেনে? [<কালা অর্থ প্র.]।

কাল্‌ আইত্‌=[ম]—বি. বাসর রাত্রি ॥ আইয়ু বর্‌কনের কাল্‌ আইত্‌। [<কাল+রাইত<রাত্রি]।

কাল্‌কচ'া=[য]—বিণ. কুৎসিত ॥ এই কাল্‌কচ'া্‌ শংগে দেবো আমার্‌ মেয়ের্‌ বিয়ে? [<কাল+কুঁচ(বিচি বিশেষ)+আ প্র.]।

কাল্‌কা=[কুম]—বি. কাল ॥ আমি কাল্‌কা বাড়িত্‌ যামু। [<কাল+কা (বিভক্তি)]।

কাল্‌কাওয়া=[রা]—বিণ. বোকা ॥ ছেলেটা একদম্‌ কাল্‌কা'ওয়া। [< কাল+খাওয়া ; অর্থ প্র.]।

কাল্‌কাটু=[দি]—বিণ. অলস ॥ তোর্‌ বেটা কাল্‌কাটুর্‌ হদ্দ। [< কাল+কাটু+উ প্র. ; অর্থ প্র. ; অর্থ যে কাল কাটায়]।

কালকিনি=[চা]—বি. এক প্রকার মাছ ॥ কাল্‌কিনি মাস্‌ গন্দ করে।

কাল্‌কিন্‌নি=[ম]—বি. ছোট বাউশ্‌ মাছ ॥

কাল্‌কিল্‌ করা=[চা,কুম]—ক্রি. হৈ চৈ করা, বিরক্ত করা ॥ পোলাপানে কাল্‌কিল্‌ কৈরা আমারে খাইয়া ফালাইল্‌। [অনু.]।

কাল্‌কুইটা=[ম]—বিণ. হিংসুক ॥ বেটা বারি কাল্‌কুইটা। [<কাল+কূট+ইয়া প্র.]।

কাল্‌কেউর্‌সা=[কুম]—বি. গাছ বিশেষ ॥ কাল্‌কেউর্‌সা গাস্‌ সেইদ্‌সা চু'লে দ্যাও।

কাল্‌গাই=[রা,র]—ক্রি.বিণ. এক্ষুণি ॥ কাল্‌গাই আপ্‌নুনি। [<কাল+কা +ই (নিশ্চয়ার্থে) ; অর্থ প্র.]।

কাল্‌গুম্‌=[সি]—বি. গাঢ় নিদ্রা ॥ বেটিরে কাল্‌গুমে পাইল্‌। [<কাল (যম)+ঘুম]।

কাল্‌চ'াহি=[চা]—বি. ধান মারার উদ্দেশ্যে জমিতে যে চাষ দেওয়া হয় ॥ কাল্‌চা'হি না কর্‌লে যমিন্‌ শাফ্‌ অয়্‌ না। [<কাল+চাষ+ই প্র.]।

কাল্‌ছুনি মাছ্‌=[বং]—বি. মাছ বিশেষ ॥ কাল্‌ছুনি মাছের্‌ আইশ্‌ নাই।

কাল্‌টা=[রা]—বিণ. কাঁটা ॥ কাল্‌টা প্যাল্‌লায়্‌ কি হবে?

কাল্‌টামি=[বং]—বি. প্রবঞ্চনা ॥ মানুশের্‌ শাথে কাল্‌টামি করা ভাল্‌ নোয়ায়্‌। [দেখ কান্‌টামি]।

কাল্‌টি=[ম]—বি. নিশীথ রাত্রি ॥

কাল্‌ফিন্‌=[বা]—বি. নীল ॥ কাল-ফিন্‌ রংএর শাড়ি।

কাল্‌বাচ্‌চা=[রা]—বি. জলপ্রাণী ॥ একটা কাল্‌বাচ্‌চাও নাই। [কাল< বাল (শিশু)+বাচ্চা(<বৎস সং)]।

কাল্‌বিনি=[চা]—বি. আমন ধান বিশেষ ॥

কাল্‌বুত্‌=[স]—বি. মূর্তি ॥ [< কালবুত্‌ كالبوت ফা.]।

কাল্‌বেশারি=[খু]—বি. তিক্ত পত্র বিশিষ্ট আগাছা ॥

কাল্‌মা=চা,খু]—বিণ. অতি শীতল, অত্যাধিক ঠাণ্ডা ॥ আউয়্‌গা কি কাল্‌মা বাতাশ্‌ বৈত্তাসে। [দেখ কাল্‌, + মাপ্র.]।

কাল্‌জিলা=[চা]—বি. এক প্রকার ঘাস ॥ কাল্‌জিলা ঐলে খেতে দান্‌ অয়্‌ না ।

কালমন্‌ন্যা=[পা]—বি. আগাছা বিশেষ ॥

কাল্‌ঘর্‌=[ম]—বি. কালকূট বিষ ॥ কৌটাত্‌ কাল্‌ঘর্‌ আসে । [কাল+ঘর <যহর زهر ফা.] ।

কাল্‌যাইর্‌গ্যা=[কুম]—বিণ. দুষ্ট ॥ হোলাডা কাল্‌যাইর্‌গ্যা ঐয়া গেসে । [কাল+জাগরিয়া =বয়সে পাকা] ।

কাল্‌রাত্তি=[পা]—বি. বিয়ের প্রথম রাত্রি ॥ [দেখ কাল্‌ আইত্‌] ।

কাল্‌লা=[চা, কুম]—বি. মাছ বিশেষ (চিতলের মত কিন্তু ছোট) ॥ [দেখ কান্‌লা] ।

২ =[পা]—বি. কাল রঙের মেঘ ॥ [দেখ কালোয়া] ।

৩=[দি]—বি. গলা ॥ তেরিমেরি কারিবু তে কাল্‌লা কাটি নিমু । [< কল্লা <কল্লহ کله ফা.] ।

৪ =[কুম]—বিণ. কালো ॥ কাল্‌লা বৌ বিয়া কর্‌বি ? [<কাল+আ প্র.] ।

কাল্‌লাটে=[পা]—বিণ. ঝগড়াটে ॥ মেয়েটি বড় কাল্‌লাটে । [কলন< কলহ সং+টে প্র. ; অর্থ প্র.] ।

কাল্‌লাট্‌=[কুম]—বিণ. ঝগড়া প্রিয় ॥ তোর মত কাল্‌লাট্‌ মানুষ আর্‌ দেহি নাই । [দেখ কাল্‌লাটে] ।

কাল্‌লা যিরা=[কুম]—বি. কাল-জিরা ॥ কাল্‌লা যিরার্‌ বর্‌তা দিয়া বাত্‌ খাইলে বুকে দুদ্‌ নামে । [দেখ কালিযিরা] ।

কল্‌লা রাই=[রা]—বি. একটি ধানের নাম ॥

কাল্‌লি=[রং]—বি ঝুল কালি ॥ ঘরের কাল্‌লিগুলা ঝাড়্‌ । [<কালি ; অর্থ প্র.] ।

২=[রং]—বি. কৌচের বোহা ॥ কোচায়্‌ কাল্‌লিগুলা চক্‌চকা ।

কাল্‌ লিয়ে=[খু]—বিণ. ঘোর কালো, গালি বিশেষ ॥ [<কালনেমি] ।

কাল্‌লয়া=[ম]—বি. হালকা মেঘ ॥ [দেখ কালোয়া] ।

কাল্‌লে=[চট]—সর্ব. কাহার ॥ বৈ আন্‌ কাল্‌লে ? [<কার<কাহার +রে] ।

কাল্‌শান্‌জি=[রং]—বি. অতি প্রত্যুষ ॥ অয়্‌ আজ্‌ কাল্‌শান্‌জিত্‌ উঠ্‌ছে । [দেখ কালি হান্‌যি] ।

কাল্‌শাপ্‌=[সি]—বি. শত্রু, দুশমন ॥ [কালসাপ ; অর্থ প্র.] ।

কাল্‌শি=[ফ, চা]—বি. অলংকার বিশেষ(কনুইতে যাহা ঝুলিয়া থাকে) ॥ [কনুই+শি প্র.] ।

কাল্‌শির্‌=[খু]—বি. কাল শিরা ॥ মাড়্‌ খাইয়া কাল্‌শির্‌ ঐ গেসে । [<কাল শিরার ন্যায় ; অর্থ প্র.] ।

কাল্‌সিয়া=[কুম]—বিণ.বেশী কাল ॥ যাহ্‌গুলি পাইক্যা কাল্‌সিয়া ঐ রৈসে । [দেখ কালাসিয়া] ।

কাল্‌সোনা=[খু]—বি. ঘরে ব্যবহৃত পুরাতন জীর্ণ ছন ॥ [<কাল+ছন +আ] ।

কাল্‌হা=[পা]—বি. মাছের শ্রেণী বিশেষ ॥

কাল্‌হি=[রং]—বি. ডাল, কলাই ॥ কাল্‌হির্‌ ডাল্‌, খেতে ভাল । [<কলাই <কলায় সং] ।

কাল্‌হ্যা=[পা]—বি. কাল ॥ কাল্‌হ্যা তোমার্‌ ওহানে যাব । [দেখ কাল্‌কা] ।

কাশন্‌=[ক,ম]—বি. এক প্রকার তরল রস ॥ উ কাম্‌ কর্‌তে গেলে তার্‌ কাশন্‌ বেরোয়্‌ ॥ [<কষ+আন প্র.] ।

২=[কুম]—বি. চামচ ॥ [<কাঁস (<কাংস্য সং)+ন ; অর্থ প্র.] ।

৩ =[পা]—বি. মেয়েলী গান বিশেষ॥ বিয়াতে মেয়েরা কাশন্‌ গায়্‌ ।

৪ =[ক]—বি. কাঁচা আম ও সরিষা বাটা চাটনি ॥ বাংশের শাথে কাশন্‌ খাইতে মন্দ না । [<কাষন<কাশন্দি (<কাশমর্দ সং)] ।

কাশন্‌দা=[ম]—বি. সরিষার তৈরী আচার বিশেষ ॥ [দেখ কাশন্‌$_{৪}$] ।

কাশন্‌দি=[রা]—বি. আমের আচার ॥ [দেখ কাশন্‌$_{৪}$] ।

কাশর্‌=[ম]—বিণ. পেটুক, কর্ম-হীন ॥

কাশা=[ম,পা,দি]—বি. হাঁড়ি পাতিলের ঢাকনি, সরা ॥ [<কাঁসা (<কাংস্য সং) ; অর্থ প্র.] ।

২ =[কুম]—বি. সরপোষ ॥ [পূর্বে দেখ] ।

৩ =[পা]—বি. মাটির বাসন ॥ কাশায়্‌ ভাত্‌ খাব । [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।

কাশারি=[কুম]—বি. কাঁসার জিনিস বিক্রেতা ॥ [<কাঁসা(<কাংস্য)+ আরি প্র.] ।

কাশিদোম্‌=[কু]—বিণ. আঁটসাঁট ॥ চুড়িতো আমার্‌ হাতে কাশিদোম্‌ হয়েসে ।

কাশিয়া বাড়ি=[রং]—বি. কাশবন ॥ কাশিয়া বাড়িত্‌ ছাগল্‌ডা বাঁধি আয়্‌ । [<কাশ+ইয়া প্র.+বাড়ী] ।

কাশিয়াবান্‌ =[ব]—বি. আউশ ধান্য বিশেষ ॥

কাশিলা=[দি]—বিণ. রোগী, দুর্বল ॥ কাশিলা লোক্‌টা কেনি কৈ যাও ? [< কাশি (<কাশ সং)+লা প্র. ; অর্থ প্র.] ।

কাশ্‌কার্‌ করা=[সি]—ক্রি. নৌকা ইত্যাদি মেরামত করা ॥

কাশ্‌উক্‌=[ম]—বি. চামচ ॥ এক কাশুক্‌ অশুদ্‌, দুই কাশুক্‌ পানি । [দেখ কাশন্‌$_{২}$] ।

কাশ্‌উড়া=[রা,দি]—বিণ. খুব কাশে যে ॥ কাশুড়া যত্‌দিন্‌ আছে, তত্‌দিন্‌ চোরের্‌ ভয়্‌ নাই । [কাশ+উড়া প্র.] ।

কাশ্‌উয়া=[দি]—বি. কাশখড় ॥ এই ঘর্‌টা কাশুয়া খেড়ের্‌ ছাওয়া । [<কাশ উয়া প্র.] ।

কাশ্‌উয়াবাড়ি=[দি]—বি. কাশবন ॥ [দেখ কাশিয়া বাড়ি ; কাশ+উয়া প্র.] ।

কাশ্‌উলা=[রং]—বিণ. যে কাশে, কাশের রোগী ॥ [<কাশ+উলা প্র. অথবা রাজা হিং] ।

কাশ্যা=[ম]—বিণ, খিটখিটে, রাগচটা ॥ [<কাশ+ইয়া প্র. ; অর্থ প্র.]।

২=[দি,বা]—বিণ, খুব কাশে যে ॥ কাশ্যা থাক্‌তে চোরের্ ভয় কি ?

কাশ্যা পান্‌জা=[রা]—বি, একটি ধানের নাম ॥

কাশোক্=[চা]—বি. চামচ ॥ [দেখ

কাশোর্=[খু]—বি. থালা বিশেষ ॥ কাশোরে ভাত্ আসে ? [<কাস(<কাংস্য সং)+র প্র.]।

কাশ্ কাশ্=[ম]—ক্রি. বিণ. টুকরা টুকরা ॥ শশাটা কাইট্টা কাশ্ কাশ্ কৈরা দাও। [অনু.]।

কাশ্‌কুটা=[দি,রা]—বিণ, কচি, খাইতে কষ্ট লাগে ॥ কাশ্‌কুটা আম্-শবরি। [<কষায়+কটা<কড়া]।

কাশ্‌টে=[খু]—বিণ, তিক্ত, বিস্বাদ যুক্ত ॥ আম্‌ড়া কাশ্‌টি কাশ্‌টি লাগ্‌সে। [<কষ(<কষায় সং)+টে প্র.]।

কাশ্‌টহারা=[চা]—বিণ. রোগা, অত্যধিক স্বাস্থ্য খারাপ ॥ তুই দেহি এক্‌কেলে কাশ্‌টহারা হৈয়া গেসত্‌রে। [<কাষ্ঠ+সারা]।

কাশ্‌টা=[পা]—বি. শুকনা পাটের আঁশ ॥ কাশ্‌টা কামে লাগে। [<কোষ্ঠা।

২=[ব, রা]—বিণ. কচি ॥ কাশ্‌টা পেয়ারা। [<কষ(কষায়)+টা]।

কাশ্‌টা কাশ্‌টা=[চা, রং]—বিণ, কষায়, স্বাদহীন ॥ কাচা রামটা কাশ্‌টা কাশ্‌টা নাগ্‌ছে (রং)। [দেখ কাশ্‌টা ; আধিক্যার্থে দ্বিত্ব]।

২=[চা]—বিণ. আছড়ান বা পেষণের ফলে শাক শব্জির বিবর্ণ অবস্থা ॥ হাগ্‌গুলি এক্‌কেলে কাশ্‌টা কাশ্‌টা হৈয়া গেসে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাশ্‌টা কাশ্‌টি=[চা]—বি, রেষা-রেষি ॥ এক্‌খানে থাইক্‌কা এত কাশ্‌টা কাশ্‌টি করন্ বালা না। [দেখ কাশ্‌টা কাশ্‌টা+ই প্র. ; অর্থ প্র.]।

কাশ্‌টি=[চা]—বি. গরুর রক্ত পিপাসু পোকা বিশেষ ॥ গরুডারে কাশ্‌টিয়ে ধর্‌সে।

২=[খ]—বিণ. কৃশ, যাহার হাড়গোড় ছাড়া কিছুই নাই ॥ কাশ্‌টি গরু। [কাষ্ঠ+ই প্র. ; অর্থ প্র.]।

কাশ্‌টিটল্ পাট্=[ম]—বি. তোষা পাট ॥ কাশ্‌টিটল্ পাটের্ মদ্দে লাল্ থাকে বালা।

কাশ্‌ট্যা=[রা]—বি. কাচা ॥ ক্যাশ্‌ট্যা কুল। [দেখ কাশ্‌টা+ইয়া প্র.]।

কাশ্‌টো=[খু]—বিণ. টক ॥ কাশ্‌টো আম্‌ড়া। [দেখ কাশ্‌ট]।

২=[খু]—বিণ. অপদার্থ ॥ একেবারে কাশ্‌টো যেলে এক্‌টা। [<কাষ্ঠ ; অর্থ প্র.]।

কাশ্‌ঠেংগি=[সি]—বি. ডাঁটা, কাঁটা ॥ দানের্ কাশ্‌ঠেংগি রৈসে।

কাশ্‌পোটা=[ম]—বি. কফ, থুথু ॥ [<কাশ+পোঁটা]

কাশ্‌বি=[কুম]—বি. গণিকা, বেশ্যা ॥ [<কসবী کسبی আং=উপার্জন সম্বন্ধীয় ; অর্থ প্র. ; অর্থে ফা. বা উর্দু]।

কাশ্‌লা=[ব.বা]—বিণ. রোগী, স্বাস্থ্য-হীন ॥ [দেখ কাশুলা]।

কাশে লাগা=[খু]—ক্রি কাশি আসা ॥ [<কাশি+লাগা]।

কাসর্=[কুম]—বি. গোয়াল ঘরের ময়লা ॥ [দেখ কাচ'র]।

কাসা=[কুম, ম, বা, পা]—বি. কাছা, ন্যাংটি ॥ কাসা দিয়া কাম্ কর্। [কাছা <কাচ্ছা প্রাং.<কক্ষা সং]।

২=[সি, চা, কুম]—বি. কিনারা ॥ গাঙের্ কাসা দিয়া চৈ'ল না। [<কাছ <কচ্ছ প্রা.<কক্ষ সং]।

৩=[কুম, নো]—বি. পাড় ॥ কাসাডা লাল্। [পূর্বে দেখ]।

কাসাইর্ গর্=[ক]—বিণ. বাংলো ঘর, বৈঠকখানা, মহলিজ ॥ [<কাছারি ঘর ; তুং কচ্‌হরী হিং ; অর্থ প্র]।

কাসাট=[বা]—বি. মশা মাছি, পোকা মাকড়।

কাসাড়া=[চট]—বিণ. অপরিষ্কার। কাসাড়া রাস্তা। [দেখ কাচ'র্+আ প্র.]।

কাসা দেওয়া=[ম]—ক্রি কোঁচা দেওয়া, পরিধানের কাপড় আটসাট করিয়া উরুর উপর পর্যন্ত জড়াইয়া পড়া ॥ [<কাছা<কোঁচা+দেওয়া]।

২=[চা]—ক্রি. কোন কাজ করিতে মনোভাব দৃঢ় করা ॥ তুমি শক্ত কৈরা কাসা দিসনি। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কাসানো=[চা, ফ]—ক্রি, একত্র করা ॥ মাডিগুলি কাসাইয়া থো। [<কাছ (নাম ধাতু+আনো প্র.]।

২=[চা]—ক্রি. নিকটে আসা, নিকট-বর্তী হওয়া ॥ যাওনের তারিখ্ কাসাইসে। [<কাছ+(নাম ধাতু) আনো প্র.]।

৩=[খু]—ক্রি. গোছানো ॥ সে কাপড় কাসাইসে। [দেখ কাসানো]

কাসার্=[কুম, চা, ম]—বি. খাড়া পাড় ॥ [<কাছাড় (<কচ্ছ সং)+ প্র. ; তুং কাছার হিং]।

২=[ম]—বি. কাপড় ধুইবার জন্য আছাড় ॥ বেশি জোরে কাসার্ দিলে কাপর্ ফাইট্‌টা যাইব। [<আছাড়]।

৩=[সি]—বি. পাহাড়তলী ॥ কাসার্ যায় ॥ [দেখ কাসার্ ; অর্থ প্র.]।

কাসালি=[নো]—বি. অভাব ॥ দেশে আবার্ কাসালি আইসে। [<কসালা کسالا উর্দু=কষ্ট]।

কাসি=[চা]—বিণ.<কচি, ছোট ॥ কাসি বাস্থুরডায় গাইয়ের্ দুদ্ খাইয়া লাইসে।

কাসিচে'রা=[কুম]—বি. পাখী বিশেষ ॥ [কাঁচি চোরা]।

কাসিয়াল্=[বা]—বি. বড় নৌকার ব্যবহৃত দড়ি বিশেষ। [<কাঁছি+আল্ প্র.]।

কাসি বাসুর্=[চা]—বি, <কচি বাছুর ॥ কাসি বাসুরে গাইয়ের্ দুদ্ খাইয়া লাইসে।

কাল্দ=[ম]—বি.<কোঁচা, কাছা ॥

কুস্তি কর্লে কাসু কৈরা লও।

কাসুম্=[কুম]—বি. কচ্ছপ ॥ কাসুম্ খায়। [<কাছিম]।

কাসুটা মারা=[কুম]—ক্রি. কোঁচা দেওয়া, কোমরে কাপড় বাঁধা ॥ কাছুটা মাইরা কাম কর্। [দেখ কাছু+টা <কাছুটি (<কচ্ছ-পুট্ট সং); কাছোটি হিং]।

কাসুয়া=[পা]—বিণ. কাটা ॥ কাসুয়া খাওয়া। [<কাটা+উয়া প্র.]।

কাসে আশা=[পা]—ক্রি. সহবাস করা ॥ [<কাছে আসা; অর্থ প্র.]।

কাসে বির্তে=[মা]—ক্রি. বিণ. কাছে, নিকটে ॥ সেরাডা কাসে বির্তে নাই। [<কাছে+ভিতরে; বর্ণবিপর্যয়]।

কাসে মাইলে=[ম]—ক্রি. বিণ. কাছে, নিকটে ॥ কাসে মাইলে থাইকা তো দেখ্লি না ॥ [কাছে+মেলে]।

কাসের্ শুরিতে কোস্ কাটা=[ম]—ক্রি. আপন লোকের শত্রুতা করা ॥ [<কাছের ছুরিতে কোঁচ কাটা; অর্থ প্র.]।

কাস্যা=[ক]—বি. <কচ্ছপ ॥

কাসোড়া=[কুম]—বি. মালকোঁচা ॥ কাপর্ কাসোড়া কৈরা খেলা। [দেখ কাসুটা মারা]।

কাস্=[ম]—বি. চুড়ি ॥ বৌয়ের আতে কাস্ পিন্দাও। [<কাচ; অর্থ প্র.]।

কাস্টিয়া মারো=[কু]—ক্রি. মালকোচা মারা ॥ কস্টিয়া মেরে গাসে উঠ্। [দেখ কাসুটা মারা]।

কাস্ত=[ম]—বিণ. দুর্বল ॥ যারে পুলাডারে বর কাস্ত কর্সে। [কাস্ত ـــــک ফা.]।

কাস্তে=[য]—বি. পচানো বর্ষা ॥ কি কাস্তে যে শুরু হয়েসে, কোথাও বেরবার যো নাই।

কাস্থি=[যু]—বি. কয়েক দিন ব্যাপী বর্ষা ॥

কাস্ বিরে=[য]—ক্রি. বিণ. কাছে, নিকটে ॥ কাস্ বিরে না চাইয়া দূরে চাইয়া দেহ। [দেখ কাসে মাইলে]।

কাস্মা=[সি]—বি. মাটির, বাঁশ বেতের রাখার পাত্র ॥

২=[সি]—বিণ. পেটুক (গালি বিশেষ) ॥ শালা কাস্মা কতবেইক খাবি খায়রে? [<কাস্মিন; আ প্র.]।

কাস্মাপিঠে=[খু]—বিণ. নাদু ॥ কাসমাপিঠে বাচ্চা। [<কোমিস— আ প্র.; দেখ কাস্মা+পিঠ (পৃষ্ঠ)+এ প্র]।

কাস্মির্খা=[কুম]—বি. তুঁতে ॥ কাস্মিরখা লাওয়াইতে লাগে।

কাস্মৈল্কা=[সি]—বি. তুঁতে ॥ পচা ঘাওতে কাস্মৈল্কা দিলে ফুরায়।

কাস্য়া=[গো]—বি. আবর্জনা, ময়লা ॥ [দেখ কাচ'র+আ]

কাস্লা=[ম]—বি. গামছা ॥ কোমলো কাস্লা বান্ইদা ঠাইশা কাম কর্। [<কচ্ছ<কক্ষ সং)+লা প্র.]।

কাস্লি=[সি]—বি. মাটির পাত্র বিশেষ ॥ কাস্লি দিয়া দান্ উনা দেয়।

২=[চট্ট]—বি. গলার হার ॥ মাগা সোনার গলার কাস্লি।

৩=[ম]—বিণ. ছোট, বাচ্চা ॥ কাস্লি বাসুর। [<কাঁচা+লি প্র.]।

কাস্সর্=[ম]—বিণ. সাহসী ॥ তাবার্ হগলেই খুব কাস্সর্।

কাস্সি=[ফ]—বি. মুষল ধারে বৃষ্টি ॥ কাস্সি বেঁধে গেল্, গরু বাসুরের কি উপায় হবি!

কাহর্=[য]—বি. <কাপড় ॥

কাহা=[বা]—বি. ভাতের মালা ॥ কাহায় বাতের মার গালিও।

২=[কুম]—বি. চাচা ॥ আমার্ গোড় কাহা চাক্রি করে। [<কাকা]।

৩=[ক]—ক্রি. বিণ. চাঁছা ॥ [<কাঁকা; দেখ কাঁকানো]।

কাহাইদ্=[ক]—বিণ. হিসাবী, মিতব্যয়ী ॥ [<কিফায়ত্ كفايت আং, অর্থ প্র.]।

২=[ক, ব]—বি. দুভিক্ষ, অভাব ॥ [দেখ কাহু]।

কাহাইর্=[ফ]—বি. দুভিক্ষ ॥ কাহাইরে মানুষ না খাইয়া মর্সে। [<কহর্ قهر আং=পরাক্রম; অর্থ প্র.]।

কাহাইল্=[কুম]—বি. কোমর ॥ তোর্ কাহাইলে কিশ্। [কাঁকাল]।

২=[চা]—বি. উদ্যান ॥ কাহাইলে থান্ থাকে।

কাহাইল্লা মরা=[চা]—ক্রি. জমির মধ্যে মধ্যে ফসল মরিয়া যাওয়া ॥ [দেখ কাহাইল্+ইয়া প্র.+মরা=কাইল বা গাইলের আকারের স্থান ব্যাপী ধান গাছ মরিয়া যাওয়া]।

কাহা কাহা=[ম]—অব্য. ক্বা ক্বা ॥ [ধ্বন্যা.]।

কাহাটালি=[বা]—বি. ঝগড়া ॥ সব্ সময় কাহাটালি লাগেই আছে। [দেখ কাউতালি]।

কাহাত্=[মা]—বি. দুভিক্ষ ॥ [দেখ কাহু]।

২=[সি]—ক্রি. বিণ. কত ॥ আর কাহাত্ শখ্! [<কাহাঁতক হিং]।

কাহানো=[পা]—ক্রি. চাঁছা, খাঁচড়ানো, মোছা ॥ পাইত্নার্ তর্কারি আত্দি কাহাই লও। [দেখ কাহা৩]।

কাহাবরে=[দি]—অব্য. সম্বোধনসূচক শব্দ ॥ কাহাবরে এখন্ তুমি যাইও না।

২=[ম]—বি. পাখী ॥ 'কাহারে চ'রিয়া মিয়া শশুর বাবি যায়।' [দেখ কার্; অর্থ প্র.]

কাহালি করা=[পা]—ক্রি. কাঁধে করা, মাজার উপর বসানো ॥ কল্শিডা কাহালি করো। [<কাঁকাল+ই প্র.+করা]।

কাহাল্=[রং]—বিণ. খুব ঠাণ্ডা ॥ সওয়াটার্ গাও কাহাল্ হৈসে। [দেখ কাল্]।

কাহাল্লা=[চা]—বি. গর্ত, নৌকার পালের খুঁটি খাড় করাইবার জন্য নির্দিষ্ট স্থান ॥

কাহি=[চা, ক]—বি. পিঠা বা রুটি বানাইবার মণ্ড, কাই, লেই ॥ [দেখ কাই]।

২=[বা]—বি. চালের আটার তৈরী পিঠার মধ্যে দের গুড় তিল দিয়া তৈরী গাঁনুয়া ॥ [পূর্বে দেখ]।

৩=[রং]—বি. ময়লা ॥ কাড়ু পৈছে কাহি আর্ অয় ডাক্বে আরাক। দেখ কাই৪]।

৪=[বা]—বি. মাটির পাতিল ॥ কাহিয়ে কৈর্যা দুদ্ দোহায়্।

৫=[খু, ফ]—বি. কাঁকবোল ॥ গাছে মেলা কাহি হৈসে। [দেখ কাই]।

৬=[কুম]—বি. চাচী ॥ [<কাকী]।

কাহিচাল্=[দি]—বি. গণ্ডগোল ॥ [কু+পেঁচাল বা প্যাঁচাল]।

কাহিন্=[রা, দি]—বি. দ্বিতীয় বিবাহ ॥ শে একটা কাহিন্ করেছে।

কাহি পড়া=[রং]—ক্রি. কালি পড়া ॥ কাহি পড়ি হুঁকার্ নৈচাটা ভর্তি হৈ গেছে। [দেখ কাহি +পড়া]।

কাহিশ্ করা=[রা]—ক্রি. ঝঞ্ঝাট সহ্য করা ॥ সংসার্ পাতা মানেই কাহিশ্ করা। [<কাহিশ্ کشش ফা.]।

কাহেল্=[ম]—বি. ঝগড়া ॥ সামান্য যিনিস্ লেগা কাহেল্ ক্যান্। [<কোলাহল]।

কাহে=[বা]—বি. চিরুনি ॥ [দেখ কাওই]।

২=[চা, ম]—বি. <কাঁখে, পাঁজরে ॥ ছেলেডারে কাহে ল।

কাহেলা=[রং, রা]—বিণ. দুর্বল, রোগা ॥ [দেখ কাইলা]।

কাহেলি=[ম]—বি. অলসতা ॥ কাহেলি দর্সে বৈল্‌পা গেলাম্ না। [দেখ কাহিলা+ই প্র.]।

কাহেল্=[চা]—বি. চাউল গুঁড়া করিবার জন্য কাঠের তৈরী গোলাকার পাত্র বিশেষ ॥ [দেখ কাহাইল্]।

কাহৈ=[কুম]—বি. চিরুণি ॥ [দেখ কাওই]।

কাহৈর্=[ক]—বি. <কাঁকুড় ॥ কাঁচা কাহৈর্ খুব মিঠা।

কাহোইর্=[পা]—বি. বাংগি জাতীয় এক প্রকার ফল ॥ বর্ষাকালে কাহোইর্ পাকে। [দেখ কাহৈর্]।

কাহোন্=[বা]—বি. কঙ্কণ, অলংকার বিশেষ ॥ হাতের্ কাহোন্ বাংগি গেসে। [<কাঁকন<কঙ্কণ]।

কাহোর্=[নো]—বি. কাঁকুড় ॥ কাহোরের্ ফলন্ বালা অয্ নাই। [দেখ কাহৈর্]।

কাহোল্=[বা]—বি. <কাঁঠাল ॥

কি

কিঅ=[সি]—অব্য. কোথায় ॥ তামুক্ কিঅ থুইস? [দেখ কিঅত্]।

কিঅত্=[সি]—অব্য. কোন স্থানে ॥ টেকা কিঅত্ থুইমু? [কিঅত<কিসত<কিসেতে]।

কিঅনো=[সি]—অব্য. কোন খানে ॥ কিঅনো যাইতা, সিলট্? [<কি হানো<কি হানে=কোন্‌খানে <কোন্ স্থানে]।

কিঅর্=[সি]—অব্য. কিসের ॥ কিঅর্ লাগি যাও? [<কিয়ের<কিসের]।

কি আর্ত্তে=[চা]—ক্রি. বিণ. কি করিতে ॥ হেয়্ আহান্ কি আর্তে আইসে। [<কি কর্‌তে<করিতে]।

কিআ্যা=[চা]—অব্য. কি হয়েছে গো ॥ [<কিইত্যা<কিতা<কি তাহা]।

কিইয়ত্=[সি]—অব্য. ক্রি. বিণ., কিসের মধ্যে, কোথায় ॥ কলমটা কিইয়ত্ রাখ্‌সো? [দেখ কিঅত্]।

কিএরে=[কুম]—ক্রি. বিণ. কি জন্য ॥ কিএরে এই কতা কও? [<কি করে<কি করিয়া]।

কিএলা=[রং]—অব্য. কি এখন ॥ কিএলা জাই? [<কি এবেলা<কি এই বেলা]।

কিওরে=[ম]—ক্রি. বিণ. কি করিয়া ॥ রহিম্ কিওরে ডাকা গেল্? [<কি করে<কি করিয়া]।

কিওর্=[সি]—অব্য. কিসের ॥ আমি তোমার্ কিওর্ কুডুম্? [<কি অর<কিসর<কিসের]।

২=[রা]—বি. জমির পরিমাণ বিশেষ ॥ এক্ কিওর্ জমি। [দেখ কিয়ার্]।

কিঁচ্‌কাল=[ব]—বিণ. অপক্ক, আধ-খেচড়া ॥

কিঁচ্যা=[রা, ম]—বি. কেঁচো ॥ বর্ষায়্ কিঁল্যার্ উত্‌পাত্ এত্তো। [<কিঞ্চুলক সং]।

কিকে=[রং, রা]—ক্রি. বিণ. কত করিয়া ॥ চাউল্ কিকে বিক্রি হছে (রা)। [<কিকই<কি করি<কি করিয়া]।

কিগ=[সি]—সর্ব. কে (তুচ্ছার্থে) ॥ 'কিগু রে দেবতা গরো দাদা আমি কলা খাইনা'—প্রবাদ। [<কে গো]

কিগুইন্=[সি]—সর্ব. কাহারা (তুচ্ছার্থে) ॥ [<কি+গুলিন]।

কিগুন্=[সি]—সর্ব. কাহারা (তুচ্ছার্থে)? [দেখ কিগুইন্]।

কিগুয়াইন্=[সি]—সর্ব. কাহারা (তুচ্ছার্থে) ॥ [দেখ কিগুন্]।

কিচ'ক্=[চা, ম]—বিণ. রসিক ॥ তার্ মতন্ কিচ'ক্ আর্ দেহি না।

২=[রং, সি]—বিণ. খারাপ, অশ্লীল

ভাষী ॥ ই মানুশ্‌টা বড় কিচক্ (রং)।

কিচ'ক্কামি=[কুম]—বি. হাসিঠাট্টা, কৌতুক ॥ অত কিচ'ক্কামি করন্ কৈ হিক্‌স? [দেখ কিচক্+আমি প্র.]।

কিচ'ড়্=[ব]—বি. কাদা, পাঁক ॥ 'কিচ'ড়ে পদ্দফুল্'। [<কীচড় হিং <কচ্চর সং]।

কিচ'র্=[কুম, নো]—বিণ. কৃপণ ॥ অত কিচ'র্‌ও মানুশ্ অয়্। [<কৃচ্ছ্র; অর্থ প্র.]।

২=[চা]—বি. ছেলেমি ॥ অত কিচ'র্ বালা না। [<ইঁচড়; অর্থ প্র.]।

কিচ'া কিচ'া=[পা]—ক্রি. বিণ. বিস্তৃত ভাবে (নিন্দার্থে) ॥

কিচ'াস্=[পা]—বি. প্রতিহিংসা ॥ কিচা'স্ মিটাও। [<কিসাস্ قصاص আং]।

২=[সি, পা]—বি. হিংসা, রাগ ॥ কিচ'াস্ করি কাম্ কৈর না। [পূর্বে দেখ]।

কিচে'ড়ে=[য]—বিণ. খুব ময়লা ॥ কিচে'ড়ে যামা পরে কোথায় যাও? [দেখ কিচ'ড়্]।

কিচ্'কানো=[খু]—ক্রি. হেয় জ্ঞান করা, তুচ্ছতাচ্ছিল্য করা ॥ রান্দার্ যে সিরি কিচ্'কালে কি হবি। [= খিচ্‌কানো]।

কিচ্'কামি=[ম, চা]—বি. দুষ্টামি, অশ্লীল আলাপ বা ভাবভঙ্গি ॥ [দেখ কিচ'ক্+আমি প্র.]।

কিচ্‌চানো=[রং]—ক্রি. কামানো, নিড়ানো ॥ ধান্ খেতুটা কিচ্‌চাও। [<কিস্‌সানো<কিষি<কৃষি+আনো প্র.]।

কিচ্‌চাম্‌ করা=[রা]—ক্রি. ঠকানো ॥

কিচ্'রানো=[ব]—ক্রি. মুখ খিঁচিয়ে গালি গালাজ করা ॥ সামান্য বিনিশ্ নিয়ে তুমি কিচ্'রাও কেন্? [<খিচ-রানো=খিচানো.]।

কিজ্জল্=[রা ব]—বি. চোখের ময়লা, পিঁচুটি ॥ [<কজ্জল<কাজল <কজ্জল সং]।

কিমাইরা যাওয়া=[সি]—ক্রি. মরিয়া বিকট আকৃতি হওয়া ॥

কিম্‌কিমা=[সি]—বিণ. গিজগিজা ॥ [গিজ্ গিজ্; অনু.]।

কিটারে ধরা=[খু]—ক্রি. অতিরিক্ত মিষ্টি হেতু গলা ধরা বা খাইতে না পারা ॥ পায়েশে এত মিঠে হৈসে যে গলা কিটারে ধরে, খাওয়া যায় না।

কিট্‌কিটা=[সি]—বিণ. খিটখিটে, বদরাগী ॥ বুরালোক্ বর কিট্‌কিটা। [=খিট্‌খিটা<খিট্‌খিটে]।

কিট্‌কিটে=[খু]—বি. মলিন ॥ অপরিস্কার, কুশ্রী ॥ মেয়েটা বড় কিট্‌কিটে। [কিট<কিট্ট সং (আধিক্যার্থে দ্বিত্ব)+এ প্র.]।

কিডা=[ফ]—সর্ব. কে ॥ আমার্ কলম্ নিসে কিডারে? [<কে+টা]।

কিড়ে=[ম]—বি. পোকা ॥ গরুটার্ ঘায়ে কিড়ে পড়্‌সে। [<কীড়া হিং<কীট সং]।

কিড্যা=[ফ]—বি. কসম, শপথ ॥ কথায় কথায় কিড্যা কৈরো না। [< কিরা=কিরিয়া হিং (<ক্রিয়া সং)]।

কিতক্= [পা]—ক্রি. বিণ. কি পর্যন্ত ॥ কিতক্ ন্যাহাপড়া কৈর্‌স? [<কি+তক্ হিং=কাহাঁতক হিং]।

কি তরি=[পা]—ক্রি. বিণ. কতদূর ॥ আপনেরা কি তরি যাইবেন্? [<কি +তলক হিং]।

কিতা=[কুম, নো]—অব্য. কি, কি জন্য ॥ তরকারি সারা কিতা দিয়া খামু? [<কি তাহা]।

২=[পা]—বি. কাঠামো, গড়ন ॥ [<কতা' قطع আং]।

৩=[দি]—বি. জমির নির্দিষ্ট পরিমাণ, plot ॥ আইজ্ কয়টা কিতা হাল্ বাহিলু। [<কিত্'আ: قطعة আং]।

৪=[বা]—বি. প্রতিজ্ঞা ॥ এত কিতা যে কর, রাখতে তো এট্টাও পার না।

কিতাকিতি=[সি]—বি. আড়ে খাড়ে কথা ॥ লোক্‌টা খালি কিতাকিতি কয়।

কিতানি=[নো]—বি. নারিকেলের রশি ॥ [<কাতা+নি প্র.]।

কিতারা=[চট্ট]—অব্য. কি ॥ তুই কিতারা কস্ ন বুঝি? [দেখ কিতা+রা]।

কিতারে বো=[সি]—অব্য. কিহে ॥ কিতারে বো কিলা আস?

কিতারের্=[সি]—অব্য. কিহে ॥ কিতারের্ কিলা আস?

কিতার্=[সি]—অব্য. কিজন্য ॥ কিতার্ লাগি আইস? [কি+তরে =জন্য]।

কিতাল্=[কুম]—অব্য. কি ॥ তোমার্ কিতাল্ ঐসে? [<কি+তাল (অতিরিক্ত); কিংবা দেখ কিতার্; তার=তাল]।

কিতে=[খু]—বি. বার ॥ তিন কিতে আইসি তবুও পাইলাম্ না। [<কিত্তি <কিসত্ قسط আং+ই কিংবা কিত্'আ: قطعة আং]।

কিতেবাদি=[য]—বি. গোলমাল, ঝামেলা ॥ অত কিতেবাদি করে কে?

কিতের্ কিতে=[য]—ক্রি. বিণ. বার বার, একাধিকবার ॥ কিতের্ কিতে দোশ্ করলে খেমা করা যায় না। [<কিস্‌তে কিস্‌তে; দেখ কিতে]।

কিত্=[সি]—অব্য. শিং মাছের শব্দ ॥ কিত্ করি হিংগিয়ে গালা মার্‌লো। [ধ্বন্যা.]।

কিত্‌কিতি=[সি]—অব্য. শিং মাছের শব্দ বিশেষ ॥ পুকরে হিংগি মাস্ কিত্ কিতি করের্। [দেখ কিত্]।

কিত্‌কিত্‌কিত্ =[সি] — অব্য. কাক তাড়াইবার শব্দ বিশেষ ॥ [ধ্বন্যা.]।

কিত্ কিত্ দেওয়া=[খু]— ক্রি. কাতুকুতু দেওয়া ॥ কিত্‌কিত্ দিস্‌নে। [ধ্বন্যা.]।

কিত্তন্=[চা, ম]—বি. কারবার, কারখানা, রং তামাসা ॥ কি পাগলের্ কিত্তন্। [<কিত্তন<কীর্তন]।

কিত্তরিক্=[চা]—অব্য. কোন সময় পর্যন্ত ॥ কিত্তরিক্ তুই এহানে থাক্‌বি?

কিত্তা=[চা]—বি. সময়, বার ॥ হেই কিত্তা আমি তার্ লগে দেহা কর্সিলাম্। [দেখ কিতে]।

২=[কুম, সি, নো]—বি. দাগ, খণ্ড ॥ এই দাড়ে আমার দশ্ কিত্তা যমি আসে। [দেখ কিতা₃]।

কিত্তার কিত্তা=[চা]—ক্রি. বিণ. সময় সময়, প্রায়ই ॥ তারে কিত্তার্ কিত্তা টেহা কম্ দিসি নাহি। [দেখ কিতে]।

কিত্তি=[চা]—বি. ঘটনা, কীর্তি ॥ হের্ কিত্তিডা দেখ্সনি? [<কিত্তি <কীর্তি]।

কিত্তি কেল্লা=[খু]—বি. কীর্তি-কলাপ ॥ কিত্তিকেল্লা তোমার্ সাড়া আর্ কার্ ঘটবে? [দেখ কিত্তি+কলাপ]।

কিত্তো=[চট্ট]—ক্রি. বিণ. কি করিতে বা কি জন্য ॥ হেতে কিত্তো আইসে? [<কি অরতো<কি করতো<কি করিতে]।

কিত্রি=[রা]—বি. ধনিয়া শাক ॥ ছালনে দিতে বাজার্ থেকে কিত্রি আনিশ্।

কিথা=[সি]—অব্য. কি ॥ তোমার্ নাম্ কিথা? [দেখ কিতা]।

কিদনি=[য]—অব্য. কি জন্য ॥ ট্যাহা নিবি কিদনি? [<কি জনি <কি জন্য]।

কিদা=[সি]—বি. ক্ষুধা ॥ পেড কিদা লাগ্সে। [<খিদা<ক্ষুধা]।

কিদ্দুন্=[ন]—ক্রি. বিণ. কি রকম ॥ তুমি কিদুন্ আস?

কিদ্দা=[কুম]—অব্য. কি দিয়া ॥ কিদ্দা বাত্ খামু? [<কিদ্যা<কি দিয়া]।

কিদ্দানি=[পা]—বি. কৌশল ॥ বেশি কিদ্দানি করিস্ না। [<কির্-দানি<কর্দানি کردانی ফা.]।

কিনকলা=[রা, ব]—বি. এক প্রকার লম্বা পোকা ॥

কিনাকশি=[কুম]—বি. হিংসা, বিদ্বেষ ॥ কারো লগে কিনাকশি কৈর না। [<কীনহ্কশী کینه کشی ফা.]।

কিনাকিনি=[চট্ট]—বি. খেলা বিশেষ ॥

কিনাখোর্=[ব]—বিণ. ঈর্ষাপরায়ণ ॥ তার্ মতন্ কিনাখোর্ আর্ নাই। [<কীনহ্ کینه+খোর خور ফা.]।

কিনাবদি=[সি]—বি. হিংসা, বিদ্বেষ ॥ [<কীনহ্ کینه+বদি بدی ফা.]।

কিনারা হওয়া=[কুম, নো]— ক্রি. সরিয়া যাওয়া ॥ রাস্তা থাইক্যা কিনারা অও। [<কিনারহ্ کناره ফা.]।

কিনাল্=[পা]—বিণ. ক্রেতা ॥ বেডায় খুব্ বালা কিনাল্, হস্তায় জিনিশ্ কিনতে পারে। [<কেনা+আল প্র.]।

কিনিলগ্=[ব, রা]—বিণ. কনিষ্ঠ আঙ্গুল ॥ [দেখ কিরিনগ্; <কেনি আঙ্গল<কেনিঅ আঙ্গুল < কনীয়ঃ আঙ্গুল]।

কিনুতান্=[চা]—ক্রি. বিণ. কোন কিছু ॥ সেরাডায় কিনুতান্ খাইতো চায় না। [<কোনুতান<কোন+তা+ন]।

কিনুদিন্=[চা]—ক্রি. বিণ. কোনদিন, কখনও ॥ এই সেরায় কিনুদিন্ মানুশ্ ঐত না। [<কোন<কোনও]।

কিনে=[খু]—বি. কনুই ॥ কিনে দিয়ে গুতা দাও। [<কনি<কনুই= কোহনী<কফোণি সং]।

কিন্কাব্=[চট্ট]—বি. এক প্রকার রেশমী কাপড় ॥ [কিংখাপ<কমখাব্ کمخاب ফা.]।

কিন্টার্=[রং]—বি. কুল, কিনারা ॥ নৌকা কিন্টারে চাপাও। [দেখ কিনারা হওয়া]।

কিন্তুনি=[ম]—বিণ. অল্প ॥ আমারে এক্ কিন্তুনি মিডাই দ্যাও।

কিন্দা=[খু]—বিণ. কি রকম ॥ তোর বৈখানা কিন্দারে? [দেখ কিন্দারা]।

কিন্দারা=[খু]—ক্রি. বিণ. কেমন ॥ লোক্টা কিন্দারা কাম্ করে। [<কিমন<কেমন+ধারা]।

কিন্দার্=[খু]—বিণ. কিরূপ ॥ তুমি কিন্দার্ মানুশ? [<কিদ্দরণ<কি ধরণ]।

কিন্না কাইট্টা=[চা]—ক্রি. বিণ. খরিদ করিয়া, ক্রয় করিয়া ॥ দুই মাশ্ দৈরা কিন্না কাইট্টা খাই। [<কিনিয়া কাটিয়া(<=কিনে কেটে)]।

কিন্নু=[চা]—বিণ. কোন ॥ কিন্নু চিন্তা করিস্ না [<কোনু < কোনও]।

কিপ্টা=[রং]—বিণ. কৃপণ ॥ অমন্ কিপ্টার্ ঘরত্ কেও বেটি দেয়? [= কিপটে<কৃপণ সং]।

কিপ্টার্ অদ্দ=[পা]—বিণ. কৃপ-ণের এক শেষ ॥ [দেখ কিপ্টা+র (সম্বন্ধে)+হদ্দ حد আং]।

কিপ্টার খালু=[পা]—বিণ. কৃপ-ণের এক শেষ ॥ [দেখ কিপ্টা+র(সম্বন্ধে)+খাল্ خال আং(=খালার স্বামী)+উ প্র.; তুঃ মামু]।

কিপ্টে=[য]—বিণ. রোগা ॥ যরে কিপ্টে হয়ে গেসে। [দেখ কিপ্টা; অর্থ প্র.]।

কিফাইত্=[চা]—বি. উপার্জন ॥ এত হস্তা দরে পাট্ বেইচ্যা কিফাইত্ নাই। [দেখ কিফায়ত্; অর্থ প্র.]।

কিফায়ত্=[চা]—বি. অল্প খরচ ॥ কিফায়তের্ লাগিন্ এই কাম্ কর্সি। [<কিফায়ত্ كفايت আং]।

কিফি=[কুম]—বি. কাঠের পরিমাণ ॥ পাচ্ কিফি কাঠ্। [দেখ কিবি]।

কিফোত্=[রা]—বিণ. সস্তা ॥ আজ্কে হাটত্ ধান্ চাল্ কিফোত্ পাওয়া জাঁছে। [দেখ কিফায়ত্]।

কিবা=[কুম]—অব্য. কি যেন ॥ হে কিবা কৈল্ বুঝি না। [<কি+বা]।

কিবা কৈরা=[পা]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ কিবা কৈরা পলাইল্ কেবা জানে। [<কিবা+করিয়া]।

কিবান্=[ব]—অব্য. একি, কিবা ॥ তুমি কিবান্ করেস। [দেখ কিবা +ন]।

২=[সি]—অব্য. হয়ত ॥ আইহ্

কিবান্ মেগ্ ঐত। [পূর্বে দেখ]।
৩=[চট্ট]—বিণ. রোগা॥ গরুআন্ বর কিবান্।

কিবি=[ঢা]—বি. কাঠের পরিমাণ বিশেষ॥ এক্ কিবি কাঠ্ বার ট্যাহা। [<কিউবিট্ cubit ইং]।

কিবে=[ঢা]—অব্য. কিহে, কিরে॥ কিরে, কৈ গেসিলি? [<কি+বে=কিহে]।
২=[ম]—বিণ. কি রকম॥ কিবে শারি চাই আপ্নার্? [<কি+বে]।

কিমা=[ম, সি]—বিণ. শক্ত, মজবুত, হৃষ্টপুষ্ট॥ তার শরির্‌ডা খুব্ কিমা। [ক্বায়িম قائم আঃ+আ প্র.]।
২=[ম]—বি. মুরগী খাসী বা গরুর মাংসের ভাজনা বিশেষ (ইহা পিঠায় ব্যবহৃত হয়)॥ [<কীমহ্ قیمه ফা. <আঃ]।

কিমাগর্=[সি]—বিণ. ধড়িবাজ॥ এই লোক্‌টাত্ কিমাগর্। [কীমিয়া کیمیا আঃ+গর্ گر ফা. প্র.]।

কিমান্=[চট্ট]—অব্য. কেমন॥ [<কিমন <কেমন]।

কিম্যা কারি=[পা]—বি. গোপন কৌশল॥ বেগ্‌র্ স্যুটকেশ্ তৈরির্ মদ্যে এক্‌টা কিমাকারি আসে। [<কীমিয়া کیمیا আঃ+কারী کاری ফা.]।

কিম্ কিম্=[রা]—বি. কুচকুচে॥ আম্‌গুলি পাকি কিম্ কিম্ হছে। [অনু.]

কিম্ বায়্=[খু]—ক্রি. বিণ. কি প্রকারে॥ কিম্‌বায় যাবা? [<কিভাবে]।

কিম্ বায়্, কিম্ বায়্=[য]—ক্রি. বিণ. আস্তে আস্তে॥ লোক্‌টি কিম্‌বায় কিম্‌বায় কাসে আশিল্। [<কিভাবে কিভাবে]।

কিয়ল্ লাই=[চট্ট]—সর্ব. কিসের জন্য॥ আঁরে কিয়ল্‌লাই ডাইক্‌স? [<কিয়ের লাই<কিসের লাগি]।

কিয়র্=[সি]—অব্য. কিসের॥ ইডা কিয়র্ তৈরি? [<কিয়ের<কিসের]।

কিয়স্ সালে=[সি]—ক্রি. বিণ. কি জন্য॥ তুই কিয়স্‌সালে আইসত্? [<কিয়ওসিলে<কিঁ উসিলায়<কি+ওসীলঃ وسیله আঃ]।

কিয়া=[সি]—বি. ভেদ, রহস্য॥ এও আল্লার্ কিয়া। [দেখ কিয়া$_{২}$]।
২=[সি]—বি. বদনাম॥ [<কিরআ<ক্রিয়া]।
৩=[নো]=অব্য. কি, কিহে, কি জন্য॥ [<কিঅ<কি ওহে বা কিয়ে<কিসে]।

কিয়াইন্=[সি]—বি. উপহাস॥ দাদির্ লগে কিয়াইন্ করের্। [কীনহ্ کینه ফা.=বিদ্বেষ; অর্থ প্র.]।

কিয়াইশ্=[সি]—বি. ঠাট্টা বিদ্রূপ, তামাসা॥ [দেখ কিয়াইন্+কশী کشی ফা.]।

কিয়ানো=[সি]—সর্ব. কোনখানে॥ বৈডা কিয়ানো রাখ্‌সি, খুইয়া পাই না। [<কিহানো<কিখানে<কি স্থানে]।

কিয়াম্=[ম]—বি. দাঁড়ানো॥ [<কিয়াম্ قیام আঃ]।

কিয়ার্=[রা, দি]—বি. বিভা, চারি-দিকে আলি বেষ্টিত জমি॥ এক্‌টা কিয়ারেও পানি নাই। [<কিয়ারী<কেদার সং]।
২=[সি]=বি. ভূমির পরিমাণ॥ [৫৪৪৮ বর্গহাত॥ এক্ কিয়ারে ৬।৭ মন্ ধান্ অয়্। [পূর্বে দেখ]।

কিয়ার্ লেগা=[ঢা]—ক্রি. বিণ. কিসের জন্য॥ কিয়ার্ লেগা হাকাডাকি করস্? [দেখ কিয়ের্‌লাই]।

কিয়াশ্=[সি]—বি. অনুমান॥ দারুটা কিয়াশ্ কৈরা কও। [<কিয়াস قیاس আঃ]।

কিয়ে=[ম, ঢা]—অব্য. কিসে॥ কিয়ে তোমার্ পাওডা কাট্‌ল? [<কিসে]।

কিয়েত্ তে=[ঢা]—ক্রি. বিণ. কোথা হইতে॥ কিয়েত্‌তে এমুন্ বেরাম্‌ডা ঐল? [<কিসেরতে<কিসের থেকে]।

কিয়ের্ লাই=[ক]—ক্রি. বিণ. কি জন্য॥ কিয়ের্ লাই আইস? [<কিসের+লাগি]।

কিয়ের্ লিগা=[ঢা]—ক্রি. বিণ. কি জন্য॥ [দেখ কিয়ের্ লাই; লিগা<লাইগা লাগিয়া]।

কিয়্যাড়্=[রা]—বিণ. ছোট জমি॥ [দেখ কিয়ার্]।

কিরট্=[কুম]—বি. অভাব॥ আইয়্-কাইল্ মাসের্ কিরট্ পৈরা গেসে। [কিল্লত قلت আঃ; দেখ কিরাত্]।

কিরন্=[বং]—বি. কিনারা॥ নাও-কোনা কিরন্ চাপে দেমক্। [কন্নান کران ফা.]।

কিরা=[রা]—বি. মৃতের সদ্গতির জন্য ভোজ, কসম॥ [<কিরা<কিরিয়া হিং<ক্রিয়া সং]।
২=[সি]—বি. রাগ, উত্তেজনা॥ ই বেটির্ দুহাত্ কিরা। [দেখ কিরা$_{৪}$]।
৩=[চট্ট]—বি. খরমুজ॥ [<খীরা হিং]।
৪=[কুম]—বি. পোকা॥ তার্ শৈলো কিরা ঐসে। [<কীড়া হিং <কীট সং]।

কিরাই=[ম]—বি. জানালা॥ [<খিরহি<খিড়কি]।

কিরা কসম্=[সি]—বি. শপথ॥ [দেখ কিরা+কসম্ قسم আঃ; সহশব্দ]।

কিরা কাডা=[ঢা, কুম]—ক্রি. শপথ করা॥ [দেখ কিরা+কাটা]।

কিরা কিরি=[ঢা]—বি. শাসানি, মাতামি, রাগ॥ তর্ কিরাকিরিতে পোলাডা ডরায় না॥ [=কিড়িমিড়ি]।

কিরাত্=[কুম]—বি. অভাব॥ পানির্ কিরাত্ পর্‌সে। [দেখ কিরট্]।

কিরান্=[রং]—বি. কিনার॥ নদির্ কিরানে ন যাইশ্। [দেখ কিরন্]।
২=[সি]=বি. চাষা, প্রজা॥ কিরান্ বেটার্ অত ফুটানি। [<কিরষাণ<কৃষাণ]।

কিরাম্=[ম]—বিণ. কি রকম॥ দেহি কিরাম্ জিনিস্। [<কি রহম<কি রকম]।

২=[সি]—বি. খাসলত, তেজ ॥ এর্ কিরায়্ উঠি গেসে। [দেখ কিরা$_{৪}$ +য় প্র. ; পোকা উঠিয়া গিয়াছে অর্থাৎ তেজ বীর্য মরিয়া গিয়াছে]।

কিরায়া=[সি]—বি. ভাড়া ॥ [< কিরায়: کرایہ আ:]।

কিরায়্=[য]—বি. ভাড়ায় ॥ ও মাঝি কিরায়্ যাইবা ? [দেখ কিরায়া]।

কিরি=[পা]—বি. এক প্রকার পোকা ॥ কিরিকাটা সোলা দিয়া কি হৈব ? [দেখ কিরা$_{৪}$ +ই ক্ষুদ্রার্থে]।

কিরিক্ খিরি=[পা]—বি. বর্ণজ্ঞান ॥ তার্ কিরিক্‌খিরিও নেই।

কিরিত্‌কাম্=[রং]—বি. শ্রাদ্ধ ॥ তোমার্ বাবার্ কিরিত্‌কাম্ কবে ? [< কৃত্য+কাম]।

কিরিত্ সিরিত্=[কুম]—বি. বিশৃ-ঙ্খলা ॥ বিয়ায়্ বর্ কিরিত্ সিরিত্ ঐসে।

কিরিনখ্=[ব]—বি. কনিষ্ঠাঙ্গুলি ॥ [দেখ কিনি নগ্ ;<কড়িয়া, কড়ে< কনীয়: সং]।

কিরিন্‌ডি=[য]—বিণ. অতি অল্প ॥ এক কিরিন্‌ডি চিঁনি খাও। [< ক্রান্তি সং]।

কিরিমিরি=[সি]—বি. দাঁত খিচুনি ॥ রাগে বেডা কিরিমিরি দিবার্ লাগিল্। [<কিড়িমিড়ি অনু. ; কড়মড় অপেক্ষা-লঘু]।

কিরিমিরি করা=[সি]—ক্রি. এদিক্ ওদিক্ করা, ফন্দি ফিকির করা ॥

কিরিয়া=[নো]—বি. প্রতিজ্ঞা ॥ হেতির্ কিরিয়া ঐসে বাত্ খাইত ন। [দেখ কিড়্যা]।

কিরিয়ামাল্=[রা]—বি. রাই সরিষা প্রভৃতি ক্ষুদ্র তৈলবীজ ॥

কিরিস্ তেল=[ক]—বি. কেরোসীন তৈল। [কেরোসীন kerosene ইং]।

কিরিস্‌সিরি=[কুম]—বিণ. বিশৃ-ঙ্খল ॥ [<কুশ্রী]।

কিরে কয়্‌ন=[ব]—বি. বিবাহ ॥ কিরেকয়্‌ন কর্‌তে হলে একটু দেখে শুনেই কর্‌তে হয়। [দেখ কিরা+কর্ম]।

কির্যান্=[পা]—বি. কিনারা, তীর ॥ তুই কির্যানে খাড়া থাক্, আমি আগে যাই। [দেখ কিরন্]।

কির্‌কট্=[বা]—বি. কুঁড়া, নানাবিধ দ্রব্যের গুঁড়া ॥ [<কর্‌কট্ হিং]।

কির্‌কিরা=[রা]—বিণ. কড়া ॥ দড়িটায় খুব্ কির্‌কিরা পাক্ হচে। [=কড়া কড়া]।

কির্ কির্=[চা]—বি, গালাগালি ॥ এত কির্ কির্ করন্ বালা না। [= কর্‌কর্ ; তুং কির্‌কিরানা হিং]।

২=[য]—ক্রি. বিণ. কট্‌মট্ ॥ আমার্ ফাইন্ কির্‌কির্ কৈরা চাঁও ক্যা ? [পূর্বে দেখ]।

কির্‌গা=[কুম, চট্ট]—বি. কিরা, শপথ ॥ কির্‌গা কৈরা কও। [দেখ কিড়্যা]।

কির্‌তন্=[রা,]—বি. উৎপাত, অত্যাচার ॥ একি কির্‌তন্ শুরু ঐল্ ? [<কীর্তন ; অর্থ প্র.]।

কির্‌তিনা=[য]—বি. গ্রাম্য গানের দলের সর্দার ॥ মানিক্যা এই দেশের বর কির্‌তিনা। [<কিরতনা<কীর্ত-নিয়া<কীর্তন+ইয়া প্র.]।

কির্‌তিম্=[ফ]—বিণ. নকল, কৃত্রিম ॥ কির্‌তিম্ তেল্ দেইখ্যা খাইনো। [<কৃত্রিম]।

কির্‌পা=[চা]—বি. কৃপা, দয়া ॥ অদমেরে কির্‌পা কর খোদা। [< কৃপা]।

কির্‌পিন্=[কুম, চা, য]—বিণ. কৃপণ ॥ [<কৃপণ]।

কির্‌মাই=[চট্ট]—বি. কৃমি ॥ [< কিরমি<কৃমি]।

কির্‌মি=[য]—বি. ক্রিমি ॥ পুলাডার্ পেডো কির্‌মি ঐসে। [দেখ কির্‌মাই]।

কির্‌মির্=[ক]—অব্য. শিরশির ॥ তর্ কথা হুন্‌লে শরির্ কির্‌মির্ করে। [=শির শির]।

কির্‌মির্ করা=[সি]—ক্রি. দাঁত কটমট করা ॥ [কিড়মিড় করা]।

কির্‌মে কির্‌মে=[ফ]—ক্রি. বিণ. ক্রমানুয়ে ॥ কির্‌মে কির্‌মে কাম্ কর্‌লে বালা অয়্। [<কের্‌মে কের্‌মে <ক্রমে ক্রমে]।

কির্‌সা=[কুম]—বি. কিচ্ছা, গল্প ॥ এক্‌টা কির্‌সা কও। [<কিচ্ছা< কিস্‌স: قصہ আ:]।

কির্‌হি=[য]—বি. খিড়কি, জানালা ॥ ঘরের্ কির্‌হিডা লাগাও। [দেখ কিরাই]।

কিলা=[চট্ট, কুম, নো, চা]—বি. ঢেঁকি গোলা মাচা ইত্যাদি বসাইবার জন্য মোটা খুঁটি ॥ ঢেঁইর্ কিলা (চট্ট)। [< কিলা<কীলক সং]।

২=[কুম, সি]—ক্রি. বিণ. কিরূপে ॥ এত রাইতে তুমি আইলা কিলা।

কিলাপত্=[ফ]—ক্রি. বিণ. অন-বরত ॥ শকাল্ থাকি কিলাপত্ বিষ্টি পড়্‌সে। [<অক্লান্ত সং]।

কিলিয়ে ভূত ছাড়া করা=[পা]—ক্রি. যাহাতে সুমতি ফিরিয়া আসে এমন মার দেওয়া ॥ [কিলাইয়া ভূত ছাড়া করা ; বাগ্‌ধারা]।

কিলুনি=[নো]—বি. হাতের নিম্নাংশ ॥ মিগ্‌লাই হড়ি কিলুনি বাংগি গেসে।

কিলে কাটাল্ পাকান্=[ব]—ক্রি. অল্প বয়স্ক বধুকে বাসর ঘরে দেওয়া ॥ বৌটাকে অরা কিলে কাটাল্ পাকালো। [কিলাইয়া কাঁঠাল পাকানো ; বাগ্‌ধারা]।

কিল্যা=[রা]—বি. সীমানা ॥ [দেখ কিল্‌লা ; সীমানায় খোঁটা পোতা হয় এই জন্য]।

২=[রা]—বি. যে দণ্ডের চারিদিকে যাতা ঘুরে ॥ যাতার্ কিল্যা ভাংছে। [দেখ কিলা]।

কিল্=[কুম]—বি. লাইন, সারি ॥ ডাঙোকের্ কিল্ সোজা কৈরা কাডো।

কিল্‌কনা=[রং]—বি. কনুই ॥ গাছত্ থাকি পড়ি ওর্ কিল্‌কনা মচ্‌কিছে। [দেখ কিলুনি]।

কিল্কিনা=[রং]—বি. কনুইর হাড় ॥ আছাড় খায়ে অর্ কিল্কিনাটা ভাংগি গেছে। [দেখ কিলুনি]।

কিল্কিলা=[রা]—বিণ. স্বচ্ছ ॥ ঐ পুকুরের পানি খুব্ ভাল, একেবারে কিল্কিলা।

কিল্কিলি=[সি]—বি. উচ্চস্বরে হাস্য ॥ [=খিল্খিল্ হিং<কিল্কিলা সং]।

কিল্কিল্যা=[রা]—বিণ. যে কেবল খাওয়ার জন্য প্যানপ্যান করে ॥ ছেলেটি বড় কিল্কিল্যা। [<কিল্ কিলিয়া=কিল্কিল্ হিং]।

কিলকিল্ করা=[পা]—ক্রি. কিলবিল করা ॥ পুকুরে মাস্ কিল্কিল্ কর্সে। [=কিল্বিল্]।

কিল্কুনি=[চট্ট]—বি. ঘুষি ॥ কিল্ কুনি মারি সোধা করে দিম্। [<কিল+কনি<কনুই]।

কিল্চি'=[বা]—বিণ. সামান্য ॥ এক্ কিল্চি' সালুন্ দ্যাও। [<কিঞ্চিৎ]।

কিল্না=[বা]—বি. ঘরে হাঁড়ি রাখিবার থাম ॥ [<কীলা<কীলক সং]।

কিল্লানো=[য]—ক্রি. এলোমেলো করা ॥ বৈগুলি কিল্লাস্ কেন্রে?

কিল্লি=[বা]—বি. গরুর গাড়ীর চাকা যাহাতে বাহির হইতে না পারে তজ্জন্য ব্যবহৃত কীলক ॥ [<কীল<কীলক সং+ই প্র.]।

কিল্লিগ্যা=[ক]—ক্রি. বিণ. কি জন্য ॥ কিল্লিগ্যা আইস? [কিসের লাগিয়া]।

কিল্লৈগ্যা=[বা]—ক্রি. বিণ. কি জন্য ॥ তুই কিল্লৈগ্যা যাবি? [দেখ কিল্লিগ্যা]।

কিশক্=[রা]—ক্রি. বিণ. কি জন্য ॥ তুই বার্ বার্ কিশক্ আসিস্? [=কিসেক=কিসের জন্য]।

কিশা কাটা=[ম]—ক্রি. নিন্দা করা [<কুচ্চা<কুৎসা + কাটা (করা অর্থে)]।

কিশি করা=[ম]—ক্রি. কৌতুক করা ॥ [দেখ কিয়াইশ্]।

কিশিম্=[রা]—বিণ. সফলকার্য ॥

কিশির্=[ঢা]—অব্য. কিসের ॥ 'কিশির্ বারি কিশির্ গর্, ঠিন্হা আসে ইটু খারার্ চ'র্' (ছড়া)। [<কিসের]।

কিশোত্=[রং]—ক্রি. বিণ. কি জন্য, কিসে ॥ কিশোত্ যাইবেন্ বাহে? [<কিসেতে]।

কিশোর্=[ঢা]—বি. এক প্রকার আলু ॥

কিশ্কান্=[রং]—বি. মজুর ॥ এহন্ কিশ্কানের্ দাম্ বাড়িছে। [দেখ কিশ্শান্]।

কিশ্শানি=[ম]—বি. চাষ ॥ 'খেতে গেলে কিশ্শানির বাও'—প্রবাদ। [দেখ কিশ্শান+ই প্র.]।

কিশ্শান্=[ফ]—বি. কামলা, মজুর ॥ [<কৃষাণ]।

কিসা=[কুম]—বি. অখ্যাতি, বদ্নাম ॥ পরের্ কিসা গাও কেরে? [কুচ্চা হিং <কুৎসা]।

কিসিম্=[পা]—বি. ধরণ ॥ এক্ কিসিমের্ লোক্। [<কিসম্ قسم আং]।

কিসিম্ করা=[কুম]—ক্রি. বিবেচনা করা ॥ কিসিম্ কৈরা কাম্ কৈরো। [দেখ কিসিম্ ; অর্থ প্র.]।

কিসুমতে=[ঢা]—ক্রি. বিণ. কিছু হইতে, কারণ, হেতু ॥ কিসুমতে কিছু ঐলেই আমারে গাইলায়্। [কিছু +মত+এ(বিভক্তি)।

কিসুম্=[নো]—বি. রকম, ধরণ ॥ হক্কুল কতার্ এক্ খান্ কিসুম্ আসে। [দেখ কিসিম্]।

কিস্তা=[চট্ট]—বি. গল্প ॥ [দেখ কিস্সা]।

কিস্তি=[ম]—বি. বিশেষ ধরণের ডিঙ্গি নৌকা ॥ [<কস্তী كشتى ফা]

কিস্তে=[ঢা]—ক্রি. বিণ. সময়ে, হারে, কিস্তিতে ॥ হেই কিস্তে হিতারে কত খাওন্ খাওয়াইসি। [দেখ কিতে]।

কিস্তে কিস্তে= [ঢা]—ক্রি বিণ. বারে বারে ॥ কিস্তে কিস্তে ত্যাক্তো কর্লে কি শহ্য অয়্। [দেখ কিতেয় কিতে]।

কিহ্যানে=[পা]—অব্য. কেন, কিসের জন্য ॥ [<কিআনে<কেনে<কেন +এ বিভক্তি]।

কু=[সি]—বি. ডিমের কুসুম ॥ আন্ তার্ কু খাইতে মযা [<কুসুম; স. ক.]।

২=[সি]—বিণ. অনাবাদী ॥ দেশোত্ বহুত্ যমিন্ কু পরি রৈছে।

৩=[পা]—অব্য. সাড়া, ডাকের উত্তর ॥ কু বলি শাড়া দে। [ধ্বন্যা.]।

কুঅর্=[বং]—বি. কুমার ॥ কুঅর্ বেটা হাড়ি বেচি খায়। [দেখ কুঁআর্]।

কুঅসাআত্=[চট্ট]—বি. অযাত্রা ॥ কুঅসাআত্ ঐয়ে আযুগা। [কু+সা'আত্ ساعت আঃ]।

কুআই=[সি]—অব্য. ক্রি. বিণ. কোথায় ॥ কুআই যাইতায়? [<কুথাই <কোথা +এ বিভক্তি]।

কুআরির্=[সি]—অব্য. কোথাকার ॥ তুই কুআরির লোক্। [<কো<কোন্ ব্যক্তির]।

কুআল্=[সি]—বি. বিলাতি কুমড়া, তরকারী বিশেষ ॥

কুই=[ব, য়া]—বি. নারিকেলের মালার তৈরী চামচ বিশেষ ॥ এক্ কুই ডালেই মোর্ খাওয়া হবি।

২=[পা]—বি. আঁটি, বিচি, শাঁস ॥ [দেখ কুইয়া]।

৩=[ঢা]—বি. আর্তনাদ ॥ আপ্না লোক্ মারা গেলে সবাই কুই পারে। [ধ্বন্যা.]।

৪=[ম]—বি. গাছের নূতন গজানো ডাল, অংকুর ॥

৫=[ব]—বি. দড়ির গোছা ॥

৬=[সি]—বি. নদী বিশেষ ॥

৭=[ম]—বি. আওয়াজ ॥ হের্ কুই হুইনা আমি চি'ন্‌সি। [দেখ কুই৩; [ধ্বন্যা.]।

কুইঅর্=[কুম]—বি. আখ ॥ [<কুশিয়ার দেখ কুইউর্, কুইর্]।

কুইউর্=[কুম, নো]—বি. আখ ॥ কুইউরের সোক্‌লা গরে হান্দাইস্ না। [কুশিয়ার দেখ কুইঅর্, কুইওর্, কুঁইওর্, কুইয়ল, কুইশ্যাল্]।

২=[চট্ট]—বি. ডাক ॥

কুইওর্=[কুম]—বি. আখ ॥ [দেখ কুইউর্]।

কুইওল্=[বা]—ক্রি. বিণ. জোরে জোরে ॥ [দেখ কুই+উল]।

কুই কুড়ি=[পা]—বি. মুরগি ॥ লাল কুইকুড়িডা ডিম্ পাড়ে। [কুক্কুটি; দেখ কুইক্‌র‍্যা]।

কুইক্‌কা=[কুম]—বিণ. ভীত্ ॥ তুই বর কুইক্‌কা রে।

২=[চট্ট]—অব্য. কোথায় ॥ কুইক্‌কা গেলে পাইয়ম্। [<কুইমিক্‌কা<কোন্+মুখী+ইয়া প্র.]।

কুইক্‌র‍্যা=[ঢা]—বি. মোরগ ॥ [<কুক্‌ড়া<কুক্কুট সং]।

কুইচ'া মোড়া=[ঢা]—বি. একপ্রকার তামাক ॥

কুইচ'্যা=[চট্ট]—বি. সাপের ন্যায় লম্বা মাছ বিশেষ ॥ [<কুচিয়া<কুচিকা সং]।

২=[ম]—বিণ. নষ্ট ॥ কুইচ'্যা ডিমে বাচ্'চ্'া অয় না।

কুইচ'্যা ম্‌র্‌গি=[পা]—বিণ. ডিম দেওয়ার লগ্ন শেষের মুরগী ॥ কুইচ'্যা মুরগিরে নাইয়া দিলে আবার্ ডিম্ দেয়। [দেখ কুইচ'্যা +মুরগী]।

কুইচ্‌'=[ফ]—বি. আগাছা বিশেষ। [দেখ কুঁচ্]।

কুইয্যা=[চট্ট]—বি. খড়ের গাদা ॥ [<গন্‌জ گنج ফা.; দেখ কুইয্‌যা, কুঁইয্‌যা]।

কুইয্যানো=[চট্ট]—ক্রি. জোরে তাগিদ দিয়া কাজে নামানো ॥ উয়ারে হাযার্ কুইয্যাইলেও ঘরের্ বাইর্ ন অয়। [<খুইচ্ছানো<খোঁচানো]।

কুইয্‌যা=[চট্ট]—বি. খড়ের স্তূপ ॥ [দেখ কুইয্যা]।

কুইট্=[ফ]—বি. জিদ ॥ মেয়ে কুইট্ করে বসে আসে। [<কোট]।

২=[ঢা]—বি. কাঠের গুড়া, জ্বালানি ॥ এহানে কয় আনার্ কুইট্?

কুইট্‌টা=[ঢা, চট্ট]—বি. পোকা ॥ কি তা কুইট্‌টার্ বাপ্ কেমন্ আসে?

কুইট্‌টাই=[চট্ট]—অস. ক্রি. কুড়াইয়া, একত্র করিয়া ॥ [<কুড্ডাই<কুড়াই<কুড়াইয়া]।

কুইট্‌টাইল্=[ন]—বিণ. খুব ধনী ॥ তার্ ভোরে এক্‌যন্ কুইট্‌টাইল্ দনি। [দেখ কুটিশাল্]।

কুইড়া=[কুম]—বি. শলাকা ॥ কুইড়া দিয়া গরের্ বেরা দেওয়া অয়। [দেখ কুড়া]।

কুইড্‌ডা=[বা]—ক্রি. বিণ. গুড়া গুড়া করিয়া ॥ মুরিগুলি কুইড্‌ডা আন্। [<কুইটা<কুটিয়া(<কুট্টন সং)]।

কুইড্যা=[ক]—বি. কুঁড়ে ঘর ॥ [<কুড়িয়া, কুঁড়ে<কুটির সং]।

কুইড়ো=[ম, খু]—বি. মোরগ মুরগী ॥ [দেখ কুইক্‌র‍্যা]।

কুইতা কুইতা=[ম]—ক্রি. বিণ. কোথ দিয়া দিয়া, বহু কষ্টে ॥ বেটা বোঝাডা কুইতা কুইতা মাথায় তুইলা নিল্।

কুইত্যা=[ম]—বি. কুকুর ॥ [<কুত্তা হিং]।

কুইত্যারি=[পা, চট্ট]—বি. কথার জ্বালা, বিসুটে কথা ॥ [দেখ কুইত্যা +রি প্র., =কুত্তামি]।

কুইত্‌তি=[কু, পা]—বি. কুকুরী ॥ কুইত্‌তিটা খেদা দেরে। [দেখ কুইত্যা; ই স্ত্রী লিঙ্গে]।

কুই দেওয়া=[ঢা]—ক্রি. হিংসায় বা লোভে চিৎকার দেওয়া ॥ তগ কুই দেওয়ায় বুঝি বেডা গাল্‌ডা মৈর‍্যা যাইবগা?

কুইন্যা=[স]—বিণ. ছোট ছেলে ॥

কুইন্=[সি]—বি. জল সেচনের জন্য কাঠের তৈরী উপকরণ ॥ [<কুনিকা অর্থ প্র. ; দেখ কুইন্ন্যা]।

কুইন্চ'া=[ম]—বি. বাঁশের কঞ্চি ॥ বাশের চ'াইয়া কুইন্চ'াই শক্তো বেশি। [কইন্চা<কঞ্চি<কম্চী ‌‌কমচু.]।

কুইন্না=[কুম]—বি. ধান চাউল মাপিবার সোয়াসেরি টুক্রি ॥ [< কুনিয়া<কুনিকা]।

কুইন্নাল্=[চ]—বি. কুইনাইন ॥ কুইন্নালের্ বরি বব্ তিতা। [< কুইনাইন quinine ইং]।

কুইন্শাহিল্যা=[চট্ট]—বিণ. হতভাগা, সম্মানজ্ঞানহীন ॥ কুইন্শাহিল্যা শোয়া-মির্ হাতত্ ভুখ্ ন পাই।

কুই মারা=[চট্ট]—ক্রি. কু শব্দে অনুপস্থিত ব্যক্তিকে স্বীয় আস্তিত্বের খোঁজ দেওয়া বা ইঙ্গিতে ডাকা ॥ কুইমারি চ'া হিতারা আসেনি ? [দেখ কুই৩ + মারা]।

কুইমেলি=[সি]—ক্রি. বিণ. চিৎকার দিয়া ॥ [দেখ কুই৩ +মেলিয়া (ছড়াইয়া)]।

কুইম্টা=[বং]—বিণ. যে রাগ করিয়া বিবাহ করে না ॥

কুইয়ল্=[চট্ট]—বি. ইক্ষু ॥ কুইয়লের্ রশে গুড় হয়। [দেখ কুইঅর্, কুইউর্, কুইশ্যাল্]।

কুইয়া=[ঢা, ফ]—বিণ. পচা, বাসি ॥ কুইয়া মাস্।

২=[সি]—বিণ. নোংরা ॥ ই কুয়ার্ পানি কুইয়া ঐ গেসে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[কুম, নো]—বি. পেঁপে ॥

৪=[বা]—বি.নৌকার জোড়ায় ব্যবহৃত কাঠ বা তক্তা ॥

কুইয়ানো=[ঢা]—ক্রি. কোন কিছুর আতিশয্য দেখিয়া বিশেষ ভঙ্গি সহকারে শব্দ করা ॥ অতগুলি মাস্ দেইখ্যা সেরিডায় কুইয়াইতাসে।

কুইয়্যা=[য়া]—বি. পগার, গর্ত ॥ [দেখ কুও]।

কুইরা=[ম]—বি. কুড়ে ঘর ॥ [দেখ কুইড়্যা]।

২=[ম]—বি. ঈগল, পাখী বিশেষ ॥ [=কুড়ুয়া]।

কুইরা গর্=[ম]—বিণ. ঝাঁতুর ঘর ॥ পেড্লির্ লাগিন্ কুইরা গর্ বানাও। [দেখ কুইরা, কুইড়্যা ; অর্থ প্র.]।

কুইর‍্যা=[ফ]—বিণ. অলস ॥ হে বড় কুইর‍্যা। [দেখ কুড়িয়া]।

২=[চট্ট]—বি. খড়ের স্তূপ ॥ [দেখ কুইর্গা]।

কুইর‍্যা কাইচ'্যা=[ঢা]—ক্রি. বিণ. নিঃশেষ করিয়া ॥ একৃকেলে কুইর‍্যা কাইচ'্যা খাইসত্। <কুঁড়িয়া কাছিয়া]।

কুইর‍্যার স্ইত্=[সি]—বিণ. অতিশয় ছোঁয়াচে ॥ ই বিমার্ ঐসে কুইরার্ সুইত্। [দেখ কুড়িয়া+র(সম্বন্ধে)+ছুঁৎ]।

কুইর্=[কুম]—বি ইক্ষু ॥ [দেখ কুইঅর্]।

কুইর্কা=[ম]—বি.কুক্কুট ॥ কুইর্কার্ গোস্ত্ খুব মধা ॥ [দেখ কুইক্র‍্যা]।

কুইর্গা=[চট্ট]—বি. খড়ের গাদা ॥ [দেখ কুইঘ্যা]।

কুইর্গ্যা=[চট্ট]—বিণ. কুড়ে ॥

কুইর্ঘা=[চট্ট]—বিণ. খড়ের গাদা ॥ [দেখ কুইর্গা]।

কুইলা=[ম]—বি. চুণ রাখার পাত্র ॥

কুইল্যা=[ফ]—বিণ. চারিটি গরু দিয়া জমিতে মই দেওয়ার সময় যে দুইটি গরু ভিতরে থাকে তাহার বাম দিকেরটি ॥ কুইল্যাডা মোটেই চ'ল্বার্ চ'ায়্ না।

কুইল্লা=[পা]—বি. উচ্ছে বা করলা, তরকারী বিশেষ ॥ [<কল্লা<করলা]।

কুইশ্যাল্=[চট্ট]—বি. আখ ॥ [দেখ কুঁইস্যার্]।

কুইশ্টা=[ঢা]—বিণ. নোংরা ॥ কুইশ্টা মানুষ ॥ [<কুষ্ঠ+আ] প্র.।

কুইশ্শর্=[কুম]—বি.আখ ॥ [দেখ কুইঅর্, কুঁইওর]।

কুইসাল্=[য]—বিণ. বিজাতত, দৌরাত্ম্য ॥ মেরেডার্ কুইসাল্ শহ্ না।

কুইস্=[কুম]—বি.নয় শলাবিশিষ্ট এক প্রকার কোঁচ ॥ কুইস্ দিয়া মাস্ মারে ॥ [দেখ কুস্]।

কুউলা=[নো]—বি. ব্যাঙ্ বিশেষ ॥ কুউলা ব্যাঙ্ ডাক্তাসে ॥ [<কোলা <কওলা হিং]।

কুও=[খু]—বি. কূপ ॥ কুওর্ জল্ ভারি ঠান্ডা। [<কুঁয়ো, কুয়া(< কূপ সং)]।

২=[খু]—বি. কোকিল ॥ কুও ডাকে ॥ [ধ্বন্যা.]।

৩=[ফ]—বি. কুয়াশা ॥ আয়কে খুব কুও পড়্সে ॥ [দেখ কুঁয়ো]।

কুওরা=[রা]—বি. তামাশা ॥ সবসময় কুওরা ভালো লাগে না। [<কুউহল প্রা. <কুতুহল সং ; দেখ কুহরা]।

কুওলি=[খু]—বি. হাড়ি বাসন রাখার মাটির তৈরী উপকরণ ॥

কু'অর্=[চট্ট]—বি. মিষ্টি কুমড়া ॥ [<কুমড়া]।

কু'আর্=[চট্ট]—বি. কুমার, কুম্ভকার ॥ [<কুমার <কুমহআর< কুম্ভকার]

কু'ই=[চট্ট]—বিণ. দুর্দান্ত, দুর্ধর্ষ, একগুঁয়ে ॥ তে একেবারে কুঁই ॥

২=[চট্টঢা, বা]—বি. অঙ্কুর ॥ আমের্ চা'রাড়া আর্ ওবো না, কুঁই বাংইগা গেসে। [দেখ কুই]।

কু'ইওর্=[নো]—বি. আখ ॥ [দেখ কুইঅর্]।

কু'ইকা=[চট্ট]—অব্য. কোন্দিকে ॥ কুঁইকা যায়্ দিশা ন পাই ॥ [<কুঁইইকা <কুইমিক্কা<কোন+মুখি+ইয়া]।

কু'ইখ্যা=[চট্ট]—বি. খড়ের স্তূপ ॥ [<গর্ ‌‌کہ ফা.+আ]।

কু'ইয়্যা পাইদ্যা=[য়া]—ক্রি. বিণ. অতি কষ্টে ॥ [দেখ কুইতা কুইতা ; কোঁথাইয়া+পাদিয়া (<পাদ√পাদ, বায়ু নির্গমণ]।

কু'ইয়া=[ব, য়া]—বি. আমের আঁটির ভিতরের সাদা বস্তু ॥ কুঁইয়া পরেত্ আম্ খাইসুনে।

২=[চট্ট]—বি. পেঁপে ॥ কুঁইয়া বড় উপ্‌কাবি ফল্ ॥

কুঁইর্=[চট্ট]—বি. কুমীর ॥ খাল কাডি কুঁইর্ আনস ॥ [<কুমীর< কুম্ভীর সং]।

কুঁইর্‌গা=[চট্ট]—বি. খড়ের স্তূপ ॥ কুইর্‌গা হুতুন্ গরুরে খেড় দ্যাও ॥ [দেখ কুইয্যা]।

কুঁইল্যা=[চট্ট]—বি. কোকিল ॥ মিডা মুএ কুঁইল্যার্ শরে কথা কৈস্ ॥ [< কুইলা<কোকিলা+আ]।

কুঁইশ্‌শর্=[নো]—বি. আখ ॥ [দেখ কুশাইর্]।

কুঁক্=[ব, রা]—বি.উঁকি ॥ ছুঁড়ি বড় কুঁক পারে (রা) ॥ [উঁইক<উঁকি ; বর্ণাগম]।

কুঁঘ্=[খ, য]—বি. বাদুরের ডাক ॥ [ধ্বন্যা.]।

কুঁচা=[রা]—বি.মাছ বিশেষ ॥ [দেখ কুইচ্যা]।

কুঁচি=[রা]—বি. মাছ বিশেষ ॥ কুচি মাছ কাদায় থাকে না। [দেখ কুঁচা]।

২=[রা]=বি. আউশের শ্রেণী বিশেষ ॥ [দেখ কুচি২]।

কুঁচিয়া=[দি]—বি. বাইন, এক প্রকার মাছ ॥ [দেখ কুইচ্যা]।

কুঁচ্যাত্ বশা=[রা]—ক্রি. তা দেওয়ার জন্য বসা ॥ দশ্‌টা ডিম্ নিয়ে মুর্‌গিটা কুঁচাত্ বশ্‌ছে ॥ [দেখ কুইচ্যা১+ত +বসা ; অর্থ প্র.]।

কুঁচ্=[রা]—বি. এক প্রকার ঘাস ॥ কুঁচে খেত্ ভৈরা গেছে।

কুঁজি ট্যাংরা=[রা]—বিণ.ছোট ট্যাংরা মাছ ॥ শালা কুঁজি ট্যাংরার্ এত বিশ্ ॥ [কুচি ট্যাংরা]।

কুঁজ্‌মজ্=[রা]—বি. অস্বীকৃতি জ্ঞাপক মনোভাব ॥ [=কাঁচু মাচু]।

কুঁটি=[চট্ট]—বি.কাষ্ঠ নির্মিত পাদুকার অংশ বিশেষ ॥

কুঁট্টি=[রা]—বি. মাটির তৈরী গোলা ॥ এক্ কুঁট্টি ধান্ ॥ [<কুঠি ; অর্থ প্র.]।

কুঁড়=[চট্ট]—বি. লাঙলের হাতল ॥ [<কোটি=প্রান্ত ; অর্থ প্র.]।

কুঁড়ল্=[ব, রা]—বি. নমঃশূদ্র ॥

কুঁড়লা আম্=[রা]—বি. পচা আম, দাগী আম ॥ হাঁগো শব্ যে কুঁড়লা আম্।

কুঁড়া=[চট্ট]—বি. কুমড়া ॥ আঁই কুঁড়া ন খাই ॥ [দেখ কুমরা]।

২=খু]—বি. হাতল, বাঁট ॥ [দেখ কুড়া]।

কুঁড়াযাল্=[খু]—বি. জালবিশেষ ॥ [দেখ কুঁড়া২+জাল]।

কুঁড়ি=[রা]—বি. ক্ষুদ্র জলাশয় ॥ [কুণ্ড +ই হ্রস্বার্থে]।

কুঁড়ি=[রা]—বি. ছোট পুকুর ॥ [দেখ কুঁড়ি]।

কুঁয়া=[রা]—বি. আমের আঁটির ভিতরের নরম অংশ ॥ [<কোহা<কোষ]।

২=[রা]—বি. মইয়ের কাঠি ॥ [পূর্বে দেখ]।

কুঁয়াইয্‌যা=[চট্ট]—বি. কুম্ভকার ॥ [<কুঁয়াজ্জা <কুমারজা <কুমারজাত]।

কুঁয়াইর্ গা=[চট্ট]—বি. কুম্ভকার ॥ [দেখ কুঁআর্]।

কুঁয়ায্‌যা পোক্=[চট্ট]—বি. কুমারে পোকা, দেওয়ালে মাটী দিয়া বাসা বাঁধে এইরূপ পোকা ॥ [দেখ কুঁয়াইয্যা+ পোক (<পোকা)]।

কুঁয়ান্ নি=[চট্ট]—বি. কুম্ভকারিণী ॥ [দেখ কুঁআর্+নি স্ত্রীলিঙ্গে]।

কুঁয়ার্=[চট্ট]—বি. কুমার, মেটে পাতিল প্রস্তুতকারী ॥ [দেখ কুঁআর্]।

কুঁয়ুর্=[চট্ট]—বি. কুকুর ॥ [< কুহুর<কুকুর]।

কুঁয়ো=[খু]—বি. কুয়াশা ॥ এবার্ খুব্ কুঁয়ো হোলে। [<কুহা<কুহা সং]।

কুঁরা=[রা, ব]—বি. বলহীন ॥ এ কুঁরা বলদ্ দিয়ে কাজ্ হবি না ॥ [দেখ কুঁইরা]।

কুঁরি=[রা, ব]—বি. আবাদ যোগ্য জলাভূমি ॥ কুঁরিতে খালি খৈএর্ ধান্ হয় ॥ [দেখ কুঁড়ি ; অর্থ প্র.]।

২ =[চট্ট]—বি.মুরগী ॥ কুঁরির্ ডিঁমের্ বড় দাম্। [দেখ কুইকুর্‌যা]।

৩=[রা]—বি. ছোট পুকুর, জলাশয় ॥ [দেখ কুঁড়ি]।

কুঁল্যা=[রা]—বি. কুলা ॥ কুঁল্যা দিয়া চাউল্ ঝাড়ো। [<কুল্য সং]।

কুঁহ্যা=[রা]—বি. আমের আঁটির শাঁস ॥ গরু কুঁহ্যা খায় ॥ [দেখ কুঁয়া]।

কুকা=[সি]—বি. মাছ ধরার সরঞ্জাম বিশেষ ॥ কুকা দিয়া মাস্ দরতে বেশ্ আরাম্ ॥

২=[রং]—বি. কোকিল ॥ [দেখ কুঁইল্যা]।

কুকাঠা=[খু]—বিণ. দুষ্ট অভিসন্ধিযুক্ত ॥

কুকানি=[সি]—বি. আর্তনাদ ॥ [< কোকানি]।

কুকানো=[খু]=ক্রি. কাতরানো ॥ এত কুকাও কেন্ ? [<কোঁকানো]।

কুকাফ্=[কুম]—বিণ. জনমানবশূন্য, সংকটময় ॥ বায়্‌গাডা একেবারে কুকাফ্। [<কোহ্‌কাফ্ کوہ قاف ফা ; প্রসিদ্ধ পর্বত ; অর্থ প্র.]।

কুকামা=[পা]—বি. অন্যায় কর্ম ॥ সেলেপিলের্ খালি কুকামা ॥ [কু+কাম +আ প্র.]।

কুকি=[ঢা]—বি. খুকী ॥ কুকির্ মায় কৈ গো ? [<খুকী]।

কুকিশ্যি=[ঢা]—বিণ. বাজে ঝামেলা, অকেজো লোক ॥ যত হগল্ কুকিশ্যি আইয়া আমার্ লগে দেখা দেয় ॥ [< কুকিচ্ছি<কুকিত্তির<কুকীর্তি]।

কুকু=[সি]—বি. বুনোপাখী বিশেষ ॥

কুকুড়িকানা=[রা]—বিণ. রাতকানা, হীনদৃষ্টি সম্পন্ন ॥ একটা মাত্‌রো জামাই, তাও কুকুড়িকানা ॥ [দেখ কুকুরি]।

কুকুর কাছাট্‌লি=[রা]—বি. তুমুল-ঝগড়া ॥ এক্‌টুতেই এরা কুকুর কাছাট্‌লি করে ॥ [<কুকুর+কাছাট(<কসাইট্ হিং)+লি প্র.]।

কুকুর্ দাঁতা=[রা]—বিণ. দাঁতের উপরে দাঁত বিশিষ্ট ॥ কুকুর্ দাঁতা মাইয়া লেয়া কি কর্‌বি। [<কুকুর+ দাঁত+আ প্র.]।

কুকুর্ মাসি=[চা]—বি. কুকুরের গায়ে বসে এইরূপ একপ্রকার মাছি ।। কুকুর্ মাসির্ কামরে কুত্তাডা লাফায় [<কুকুর+মাছি]।

কুকুর্ মুতো=[রং, রা]—বি. ব্যাঙের ছাতা ।। [কুকুর+মুত (<মুত্র<মূত্র) +আ প্র.]।

কুকুর্ মুথা=[রং, রা, দি]—বি. এক প্রকার জংলী আগাছা (ইহার পাতা পুই পাতার মত, হলদে ফুল হয়, ঔষধে লাগে) ।। [দেখ কুকুর্মুতা]।

কুকুর শুংগা=[রা]—বি. একপ্রকার গাছ ।। [<কুকুর+শুংকা(<শুংগন= সুংঘনা হিং)+আ প্র. ; সাপু কুকুর শোঁকা]।

কুকে, কুখে=[কুম]—বি. পাঁজর ।। [দেখ কুখ্+এ বিভক্তি]।

কুকো=[খু]—বি. একপ্রকার পাখী ।। কুকো ডাক্তেসে শোন্ ভোর হোয়েসে। [দেখ কুকু]।

কুক্=[ম]—বি. চিৎকার ।। গুইট্কাডা কুক্ সাইরা কান্তাসে ।। [দেখ কুই৩ +ক (স্বার্থে)]।

২=[ম]—অব্য. লুকোচুরি খেলায় সাড়া দেওয়ার শব্দ ।। [পূর্বে দেখ]।

কুক্কা=[কু, সি]—বি. আগুনের স্ফুলিংগ ।। [<উক্কা<উল্কা সং]।

কুক্কু=[চা]—বিণ. অমিতব্যয়ী, বেহিসেবী ।। এমুন্ কক্কুর্ কাসে মাইয়া বিয়া দিবো না কেউ।

কুক্কুরত্ থ্=[সি]—অব্য. মোরগের ডাক ।। [ধ্বন্যা.]

কুক্চি=[রা, ম]—বি. উরু ও তলপেটের নিম্ন স্থল। কুক্চিতে ফোড়া হলি তারে বাগি বলে (রা)। [কুখ্ <কুক্ষি সং+চি প্র.= কঁুচকি]।

কুক্ড়ো=[খু]—বি. মোরগ, মুরগী ।। কুক্ড়োর্ গোস্ত বড় মবা ।। [দেখ কুইক্র্যা]।

কুক্ড়ো কোঠা=[খু]—বি. মুরগীর ঘর ।। কুক্ড়ো কোঠায় শাপ্ শিয়াল্ ঢুক্বে ।। [দেখ কুক্ড়ো+কোঠা< কোষ্ঠ সং]।

কুক্ড়ো বাগ্=[ম]—বি. প্রভাত ।। এই কুক্ড়ো বাগের্ শময় বেরোনাম্ আর্ কি। [দেখ কুক্ড়ো+বাঙ্গ [illegible] ফা.]।

কুক্তা=[খু]—বি. লাঠি জাতীয় দণ্ড ।। শয়্তানোরে কুক্তা দ্যাও। [< কোঁৎকা <কুৎকা তু.]।

কুক্রা=[চা, পা]—বি. মুরগী ।। আমার্ কুক্রাডা ডিম্ দ্যায়্। [দেখ কুক্ড়ো ; =কুক্ড়া হিং]।

কুক্রা গাস্=[ফ]—বি. আগাছা বিশেষ ।। [<কুকুরা গাছ]।

কুক্রা ঘোট্=[সি]—বি. অনায়াস বদ্ধ দল, অস্থায়ী জোট ।। [<কুকুর+আ প্র. +জোট]।

কুক্রি=[সি]—বি. আক্ষেপ ।। ই কুক্রি করি গর্ দুয়ার্ বাংলি কেন্ ?

কুক্রি আন্ধা=[ফ]—বিণ. রাত কানা ।। [দেখ কুক্রা+ই<ইয়া ; +আন্ধা<অন্ধ+আ ; =আন্ধা হিং]।

কুক্রি কানা=[সি]—বিণ. রাত কানা ।। কুক্রিকানা যামাই ।। [দেখ কুক্রা+কানা]।

কুখ=[ম]—বি. পাঁজর ।। কুখ ক্যাচা দিস্ না দম্ বন্দো হবে। [<কুখ< কুক্ষি সং]।

কুখাপ্=[সি]—বিণ. নির্জ্জন ।। কুখাপ্ যায়্গায় কর্ কিতা। [দেখ কুকাফ্]।

কুখ্যানা=[রা, রং, ব]—বিণ. হতভাগা, কুলক্ষণা ।। কুখ্যানা লোকের্ মুখ্ দেখে বেরোইছি ভাগ্গে কি আছে কে জানে (রং)। [<কু+ ক্ষণ+ আ প্র.]।

কুখ্ড়া কুখ্ড়ি করা=[রা]—ক্রি. ইয়ার্কির সহিত ছড়াছড়ি করা, গুঁতাগুতি করা ।।

কুখ্রা=[পা]—বি. মুরগী ।। [দেখ কুইক্র্যা]।

২=[কুম]—বি. এক প্রকার ছোট গাছ ।।

কুগিনে=[খু]—ক্রি. বিণ. কোথায় ।। কুগিনে যাতিচো ।। [<কুখিনে< কুইখানে<কোন খানে<কোন স্থানে]।।

কুগ্নি=[খু]—বি. হাঁড়ি প্রভৃতি রাখার জন্য গোলাকার স্তূপ ।। [দেখ কুণ্ডলি]।

কুচ'ংগা=[চা]—বিণ. অসভ্য ।। [কু +চাঙ্গা<চঙ্গ সং]।

কুচ'ক্কৈরা=[নো]—বিণ. দুষ্ট ।। তার্ কামে থাকি কুচ'ক্ কৈরা বুদ্দি। [<কুচক্কর (<কুচক্র) +ইয়া]।

কুচ'য্যা=[ম]—বিণ. সবুজ ।। কুচ'য্যা রং। [কচু+ইয়া প্র.]।

কুচ'রি মুচ'রি=[ম, চা]—ক্রি. বিণ. সংকুচিত, আউলা ঝাউলা ।। কাপড়্ডা কুচ'রি মুচ'রি লাইগ্যা রৈসে। [<কোঁচ (<কুঞ্চন সং+ড়ি প্র.+ মোচড়+ ই প্র.]।

কুচ'ল্=[ম]—বি. আবদার ।। শব্ শময় কুচ'ল্ করা ভালা না। [দেখ কুচ'াল্ ; <কচাল=ঝগড়া ; অর্থ প্র.]।

কুচ'া=[বা]—বি. ক্ষুদ্র অংশ ।। কাঠের কুচ'ায় পাও কাট্সে। [কুচি]।

২=[সি]—বি. ধুতির কোচা ।। হে কুচ'া দি দুত্তি পিন্সে। [<কোঁচা]।

৩=[সি]—বি. কোঁচ(যা দ্বারা মাছ ধরা হয়) ।। [দেখ কুস্]।

কুচ'াইলা=[ম]—বিণ. যে অযথা আবদার করে ।। সেরাডা বরৈ কুচ'াইলা। [<দেখ কুচ'ল্+ইয়া প্র.]।

কুচ'ানো=[চট্]—ক্রি. পরিষ্কার করা ।।

কুচ'াল্=[কুম, ম, নো]—বি. অযথা আবদার ।। সাইলাটা বর কুচ'াল্ করে। [দেখ কুচ'ল্]।

কুচি'=[বা, ফ]—বি. টুকরা ।। পাথরের কুচি' ।।

২=[বা, পা]—বি. আউশ ধান ।।

৩=[বা]—বি. মুড়ি ভাজিবার সময় চাল নাড়িবার. নারিকেল শলার তৈরী হাতা বিশেষ ।।

কুচি' বারি=[কুম]—বি. পাহাড়ের নিকট ছোট ছোট বাড়ি ।। [কোচ (জাতি. বিশেষ)+ই সম্বন্ধে ; অথবা দেখ কুচি' ; অর্থ প্র.]।

কুচি ডাদৈ=[রা]—বি. ধানের শ্রেণী বিশেষ ॥

কুচি'মুচি'=[সি]—ক্রি. বিণ. জড় সড় ॥ হে কুচি'মুচি' লাগি বৈ রৈসে। [দেখ কুচু'রি বলা+মুচি' অনুঃ]।

কুচি' মুর্‌গি=[সি]—বি. যে মুরগী ডিমে তা দেয় ॥ [দেখ কুইচ'্যা+মুরগী]।

কুচি'য়া=[ফ, সি]—বি. সর্পাকৃতি বিষাক্ত মাছ বিশেষ ॥ [দেখ কুইচ'্যা]।

কুচি'য়ালা=[সি]—বি. বুনো তিক্ত ফল বিশেষ ॥ [<কুচিলা ; তুঃ কুচ্‌লা হিং]।

কুচু'ইয়া মুর্‌গি=[চা]—বি.যে মুরগী ডিমে তা দিতে বসিয়াছে ॥ কুচু'ইয়া মুর্‌গি যবন্ কর্‌কর্ করে। [দেখ কুইচ'্যা মুর্‌গি]।

কুচু'ইল্‌লা=[কুম, চা]—বি. তেলা-কুচ ॥ [দেখ কুচি'য়ালা]।

কুচু'ক্=[কুম, নো, চট্ট]—বিণ. শয়-তান ॥ ই বেটা এক্ নম্বরের্ কচু'ক্। [দেখ কিচ'ক্]।

কুচু'ক্‌কুরিয়া=[নো]—বিণ. জটিল ॥ যেডা কুচু'ক্‌কুরিয়া বুদ্‌দিতে ওস্‌তাদ্।

কুচু'টি=[বা]—বি. কচুরি পানা ॥ [<কচুরি]।

কুচু'টে=[য]—বিণ.হিংসুটে ॥ লোক্‌টা বড় কুচু'টে। [<কুচুটে]।

কুচুনি=[দি]—বি. জাতি বিশেষ ॥ [<কোচ+নি প্র.]।

কুচু'রি বলা=[সি]—ক্রি. চক্রাকারে পেঁচানো ॥ শাপ্‌টা গাসের্ খৈরলে কুচুরি বলাইয়া রৈসে। [দেখ কুচ'রি মুচ'রি+বলা<বলয়]।

কুচে'=[য]—বি. সাপের মতো এক প্রকার মাছ ॥ [দেখ কুইচ্যা]।

কুচৈ'=[ফ]—বি. বনজ ফল বিশেষ ॥

কুচে'ল্=[খু]—বিণ. পিছল ॥ পথ্‌টা বড় কুচে'ল্। [<কুচল<কচচল সং]।

কুচ্'=[খু]—ক্রি.বিণ. জবেহ ॥ মুর্-গিটা কুচ্' করি দাও [দেখ কুচ্‌মুল্যা ; ঃবল্যা. ; অর্থ প্র.]।

২=[কুম]—বি. সুতা সমান করার ব্রাশ বিশেষ ॥ কুচ্ দিয়া মারাইয়া হোতা শমান্ কর্।

৩=[চা]—বি. নৌকা চালাইবার পালা ॥ অহন্ তোমার্ কুচ্'।

৪=[কুম]—বি. গুলি খেলার অংশ বিশেষ (হাটুর উপর আংগুল রাখিয়া অন্য গুলি লক্ষ্য করিয়া মারার অধি-কার লাভ) ॥

কুচ্'কলাই=[য]—বি. বরবটি ॥ কুচ্' কলাই দর্‌সে, খাওয়াইও গো।

কুচ্'কাচ্'=[পা]—ক্রি. বিণ. জড় সড় ॥ একটু কুচ্'কাচ্' করি বশ্। [<খোঁচ+খাঁচ (অনুঃ) ; অর্থ প্র.]।

২=[পা]—বি. চাপা, অসমতল ॥ [পূর্বে দেখ]।

কুচ্'কাচ্' হওয়া=[ম]—ক্রি. অাঁটি সাঁট ভাবে বসিলে বা জিনিস রাখিলে খোলা জায়গা না থাকা ॥ [দেখ কুচ্'-কাচ্'+হওয়া ; অর্থ প্র.]।

কুচ্'কুইচ'্যা=[চা]—বিণ. কুচকুচে, নিকষ ॥ কালা কুচ্'কুইচ'্যা সেরিরে কেডায় বিয়া কর্‌ব ? [দেখ কুচ'কুচ'্যা]।

কুচ'কুচ'ানি=[চা]—বি.সখ, খাহেশ ॥ উপরে না না কর্‌লে কি ঐব, তোমার্ কুচ্'কুচ'ানি আসে। [<খোঁচ+খোঁচানি ; অর্থ প্র.]।

কুচ্'কুচি'=[চট্ট]—বি. কোন ব্যাপারে অহেতুক চাঞ্চল্য বা বাড়াবাড়ি প্রকাশ ॥ তোঁয়ার্ কুচ্'কুচি' যবাই দির্।

কুচ্'কুচ'্যা=[পা]—বিণ. মিশমিশে ॥ মায় পাইক্যা কালা কুচ'কুচ'্যা ঐসে। [<কুচ+কুচিয়া(<কুচ<গুঞ্জা) ; কুচকুচে]।

কুচ্'কুম্‌রি=[ম]—বি. আমন ধান বিশেষ ॥

কুচ্'চে'=[কু]—বি. ডিম ফুটাইবার স্থান ॥ মুর্‌গিটি কুচ্'চে'ত্ বশি আসে। [দেখ কুইচ'্যা]।

কুচ্'ড়ি=[শু]—ক্রি. বিণ. বাঁকিয়া, এড়াইয়া ॥ [দেখ কুচ্'রি মুচ্'রি]

কুচ্'মল্যা=[খু]—ক্রি. বিণ. পরিষ্কার করিয়া, তলা মুছিয়া ॥

কুচ্‌মুচি=[রা]—বিণ. কচি, মজ্জা-গত ॥ কুচ্‌মুচি হাড্‌ডা মোর্ তোংগে পুর্। [=কচ্ কচে]।

কুচ্'মুল্যা=[খু]—বি. কোরবানী, জবেহ ॥ আয়্‌কে মুর্‌গিটা কুচ্'মুল্যা দেব। [দেখ কু'চ্+বিস্‌মিল্লাহ الله ; আং=আল্লাহর নাম লইয়া ; অর্থপ্র.]।

কুচ্'রি মুচ্'রি=[চা]—ক্রি. বিণ. সঙ্কুচিত ॥ কুত্তাডা কুচ্'রিমুচ্'রি দিয়া হুইয়া রৈসে। [দেখ কুচ'রি মুচ'রি]।

কুচ্'লা=[পা ; রা]—বি. বাঁকের কলিজা জাতীয় অংশ ॥

কুচ্‌লা কুচলি=[রা, রং]—বি. উৎ-পাত, বাঁদরামি ॥ তুই মোর্ শাথে বড় কুচ্‌লা কুচ্‌লি লাগাচিশ্। [<কুচল হিং (<কুচল্‌না হিং)+আ ; কুচল+ই প্র.]।

কুচ্‌লানো=[রা]—ক্রি. মার দেওয়া ॥ চোর্‌টাকে কুচ্‌লা। [<কুচল+আনো প্র. ; তুঃ কুচল্‌না হিং]।

২=[রা]—ক্রি. দুষ্টামি করা, ঠাট্টা করা ॥ তুই কুচ্‌লাচ্ ক্যা ? [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কুচ্'লামি=[ক]—বি. ॥ শয়তানি ॥ [দেখ কুচ'ল্+আমি প্র.]।

কুচ্'লোনি=[য]—বি. তীব্র বাসনা, কামাসক্তি ॥ তার্ কুচ্'লোনি উঠ্‌সে। [দেখ কুচ'ল্+উনি প্র.]।

কুজর্=[রা]—বিণ. হীন বংশোদ্ভূত ॥ আল্‌লাহ্ লোক কুজরের হাতত্ খেল্‌মু ক্যান্ ? [<কুঝড়া হিং ; অর্থ প্র.]

কুজি=[বং, রা]—বি. চাবি ॥ ঘরে কুজি লাগাও। [<কুঁজি<কুঞ্জি< কুঞ্চি<কুঞ্চিকা সং]।

কুঝা=[চট্ট]—বি. শুষ্ক ঘাসের স্তূপ ॥ [দেখ কুইজ্যা]।

কুঝারা=[চট্ট]—বিণ. জারজ, দুষ্ট, অসৎ ॥ তোঁয়ার্ নান্ কুঝারা মানুষ্ পেরা-মত্ ন আসে। [<কুজরজা<কুজন্মা <কুজন্মা<কু+জন্ম+আ প্র.]।

কুম্‌বিরাপ্যানা=[রা]—বি. কৃপণতা ॥ কুম্‌বিরাপ্যানা করিস্ না। [<কুঁজড়িয়া

+পনা প্র.=কুঁজুড়েপনা; দেখ কুব্জর্]।

কুব্‌লার্‌ চিত্ত ঐয়া শোয়া=[পা]—ক্রি. যে কাজ করিবার ক্ষমতা নাই তাহাই করিতে যাওয়া, অসম্ভব কাজে হাত দেওয়া॥ [কুব্জ<কুব্জ সং+লা প্র.]।

কুব্‌=[সি]—বি. ডিমের ভিতরের হলুদ অংশ॥ [<কুছ<কুস<কুসুম]।

কুব্‌ড্যা=[চট্ট, রা]—বিণ. দুষ্ট॥ কবির্ কুব্‌ড্যা মরে না (রা)। [দেখ কুব্জর্ +ইয়া প্র.]।

কুব্‌ড়ো=[খু, ব]—বিণ. চালাক, শয়তান, বদমায়েশ॥ কুব্‌ড়োর্ সংগে পারা দায়্। [দেখ কুব্‌ড্যা]।

কুব্‌রা=[বা]—বিণ. কাহারো ভালো যে দেখিতে পারেনা, দুষ্ট, অসৎ॥ [দেখ কুব্‌ড্যা]।

কুব্‌লা=[কুম]—বিণ. ফাজিল, ইতর, দুষ্ট॥ তুই এত কুব্‌লা কেরে? [দেখ কুব্জর্]।

কুটা=[ব, রং]—বি. অতি ক্ষুদ্র টুকরা॥ [কুট্ট হিং]।

২=[সি]—বি. আঁকশি॥ কুটা দিয়া আম্ পারো। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৩=[পা]—বিণ. ময়লা॥ চোঁখের্ বৈদ্যে কুটা পৈড়্‌চে'। [পূর্বে দেখ]।

কুটা করা=[ফ]—ক্রি. অবশ হওয়া॥ শিতের্ চোঁটে হাত্ পা কুটা করেসে।

কুটাকুটি=[সি]—বি. প্রহার॥ [< [<কুটাকুটি(<কুট্টন সং)]।

কুটা তাম্‌শা=[ম]—বি. ছেলেমেয়ে॥ আমার্ এক্‌টা কুটা আর্ দুইডা তাম্‌শা। [দেখ কুটা; তামাশা; অর্থ প্র.]

কুটানি=[সি]—বি. যে স্ত্রীলোক ধান ভানে॥ মাগিটা কুটানি, ধান্ কুটি খায়্। [<কুট (<কুট্টন)+আনি প্র.]।

২—[ম]—বি. বাহাদুরি॥ এত কুটানি কৈর না। [কুটানি]।

কুটাল্‌সের=[ম]—বিণ. প্রাসাদ॥ 'কারো আছে চাঁদা কারো বাসুকজা, কারো দেখে কুটাসসের্ মওল্'—পল্লী সংগীত। [<কোটিশ্বর; অর্থ প্র.]।

কুটি=[রা, দি]—বি. মাটির তৈরী গোলাকার হাঁড়ি (ইহাতে দশ বারো সের চাউল ধরে)॥

২=[পা]—বি. খড়ের ছোট টুকরা॥ [দেখ কুটা+ই ক্ষুদ্রার্থে]।

৩=[রং]—বি. গুটী॥ আমের্ কুটি বড়ো হৈচে। [<গুটি]।

৪=[সি]—বি. লাঙ্গলের মুঠ। [<কোটি; দেখ কুঠি]।

৫=[ব, রং]—বিণ. কোথায়॥ কুটি যাও? [<কুটাই<কুঠাই<কুথাই <কোথায়]।

৬=[কুম]—বি. কাঠের তৈরী পাদুকার অংশ বিশেষ॥

কুটি কাটি=[সি]—বি. টুকরা টাকরা॥ [দেখ কুটি+কাটি অনু:]।

কুটিকাল্‌=[ফ]—বি. ছোট বেলা॥ কুটিকালের কথা মনে নাইকা। [দেখ কুটি+কাল; অর্থ প্র.]।

কুটি কুটি=[সি, কু]—বিণ. ছোট ছোট, টুকরা টুকরা॥ [দেখ কুটি$_2$; আধিক্যার্থে দ্বিত্ব]।

কুটিবা—[দি]—ক্রি. বিণ. ভানিতে॥ মাগিটা ভালো ধান্ কুটিবা পারে না। [<কুটিবার]।

কুটি মুটি=[সি]—বিণ. ছোট॥ কুটি মুটি মাসুই কত? [দেখ কুটি$_2$ +মুটি অনু:]।

কুটিয়া=[সি]—বিণ. যে কথার ভিন্ন ভিন্ন অর্থ করিতে পারে॥ এইশব্ মব্‌লিশে কুটিয়া লোকের্ দরকার্। [<কুট+ইয়া প্র.]।

কুটিয়ারা=[সি]—বি. যাহারা ধান কিনিয়া চাউল করিয়া বিক্রী করে॥ [<কুট্ট<কুট্টন সং+রা প্র.]।

কুটিয়াল্‌=[বা]—বি. যে ধান চাউলের ব্যবসা করে॥ [কুটি+আল প্র.]

কুটুম্বিতালি=[রা]—বি. আত্মীয়তা॥ তার্ শাথে আমার্ কুটুম্বিতালি নাই। [<দেখ কুটুম+বিতালি]।

কুটুম্‌=[পা]—বি. ভগ্নীপতি॥ [<কুটুম্ব]।

কুটুম্‌ পাট্‌=[পা]—বি. ব্যাগার খাটনি॥

কুটুম্‌ পৈখ্‌=[চা]—বি. একপ্রকার পাখি॥ কুটুম্ পৈখে ডাক্‌লে বোলে মাইত্ কুডুম্ আইযে। [দেখ কুটুম্+পক্ষী; অর্থ প্র.]।

কুটুরা=[দি]—বি. টুকরা॥ [<টুকরা; বর্ণ বিপর্যয়]।

কুটুরি=[রং]—বি. খুপরি, কোটর॥ গাছের্ কুটুরি। [<কুঠুরি]।

কুটুর্‌ কাটুর্‌=[সি]—অব্য. শব্দ বিশেষ॥ [ধ্বন্যা.]।

কুটুল্‌=[রং]—বি. ফুস্কুড়ি॥ কুটুল্ আউসিং দে। [<কুট (ধ্বন্যা.)+উল প্র.; কুটকুট করে এই অর্থে; অর্থ প্র.]।

কুটে=[কুম.]—বিণ. একা॥ [<এক +উটিয়া প্র.; দেখ কুড়ে]।

কুট্যাল্‌=[কুম]—বিণ. ধনী, কোটিপতি॥ [<কোটি+ওয়ালা প্র.]।

কুটো=[খু]—বি. ধানের খড়, গরুর খাদ্য॥ [দেখ কুটা; বড়কুটো]।

কুট্‌ইয়াল্‌=[ফ]—বিণ. যক্ষ, কোটিপতি॥ তুমি তো ট্যাহার্ কুট্‌ইয়াল্। [দেখ কুট্যাল্]।

কুট্‌কা=[ফ]—বিণ. নোংরা॥ [<কুটা<কুট্ট+কা প্র.[।

কুট্‌কাইল্‌=[সি]—বি. আবর্জনা॥ দানের্ কুট্‌কাইল্ বালা করি সারাও। [<কুট+কালি]।

কুট্‌কার্‌=[ব, রং]—অব্য. কোথাকার॥ কুট্‌কার্ তাংকু রে? [<কুটাকার <কোথাকার]।

কুট্‌কুটা=[পা]—বিণ. কুচ্‌কুচা, চিকচিকা॥ শাপ্‌টা কালা কুট্‌কুটা।

কুট্‌কুটান্‌=[ম]—ক্রি. কচুর রসে জ্বালা করা, গা চুলকান॥ এই কচু'গুলা খাবি কুট্‌কুটায়্। [<কুটকুট (নাম ধাতু)+আন প্র.]

২=[ম]—ক্রি. গোপনে কোন কিছু করা, কাহারো বিরুদ্ধে নিম্নস্বরে প্রতিবাদ জানানো॥ হারা দিনৈ বামাইর লগে

বৈয়া কুট্কুটায়। [<কুট্কুট (ধ্বন্যা.) আন প্র. ; অর্থ প্র.]।

কুট্কুটি=[রং]—বি. তেজ॥ [দেখ কুট্কুট্+ই ; অর্থ প্র.]।

২=[সি]—বি. পীড়াপীড়ি॥ কায্টা করার যন্নি হে কুট্কুটি করের্। [=খিটিমিটি]।

৩=[রং]—বি. ফাজলামি॥ তোর্ কুট্কুটি ভাইশছে। [পূর্বে দেখ]।

কুট্কুট্=[চা]—বি. বিষাক্ত দ্রব্যের সংস্পর্শ জাত জ্বালা॥ [অনু.]।

কুট্কুট্ করা=[চা]—ক্রি. গা চুলকানো॥ আমার্ শৈল্ডা কুট্কুটাই-ত্তাসে। [দেখ কুট্কুট্+করা]।

কুট্কুডান্=[চট্ট]—ক্রি. কুটিকুটি হাসা, উচ্চ হাস্য করা॥ কিসুত্তা হুনিই পোয়া গুইন্ কুট্কুডাই হাশের্। [কুট্কুট্ (নাম ধাতু)+আন প্র. ; অর্থ প্র.]।

কুট্টা=[বা]—বি. ফল ইত্যাদি পাড়িবার দণ্ড বিশেষ॥ [দেখ কুটা]।

কুট্টি=[ঢা]—বি. ঢাকার আদিম অধিবাসী যাহারা রাজমিস্ত্রীর কাজকরিত॥ ভাছাইয়া কুট্টি। [<কুঠি ; অর্থ প্র.]।

২=[সি]—বিণ. খুব ছোট॥ কুট্টি আর্গুইন্ পারস্ ক্যা? [দেখ কুটি* ; আধিক্যার্থে দ্বিত্ব]।

কুট্টি বল্লা=[পা]—বিণ. খুব ছোট॥ কুট্টি বাল্লা মাসুটা নাবাই দেও। [দেখ কুট্টি+বর্বর ; ذره আং সহশব্দ]।

কুট্টি মান্=[পা]—বিণ. অতিক্ষুদ্র॥

কুট্টুম্=[সি]—বি. আত্মীয় (বিদ্রূপাত্মক)॥

কুট্টুনি=[পা]—বিণ. অতি ক্ষুদ্র॥ এত কুট্টুনি সাও দিয়া কি কৈর্বে? [<কুটি+নি ; দেখ কুট্টি]।

কুট্টুন্না=[পা]—বিণ. ছোট॥ কুট্টুন্না বাক্শোডা কার্?। [দেখ কুট্টুনি]।

কুট্তে=[দি]—অব্য. কোথা হইতে॥ কুট্তে আনু তুই? [<কুত্তে<কোথাতে<কোথা হইতে]।

কুট্না=[ব]—বিণ. উদ্দেশ্যমূলক ভাবে দোষ রটনাকারী॥ তার্ মত কুট্না মেয়ে আর্ দেখি নাই। [কুটনা ; সং কুট্টনীর পুংলিঙ্গ]।

কুট্নামি=[ঢা, সি]—বি. নিন্দা, পরচর্চা॥ [দেখ কুট্না+মি প্র.]।

কুট্নি=[রং]—বিণ. কুমন্ত্রণাদায়িনী॥ এই কুট্নিটাই উমার্ সর্বনাশ্ কচ্চে। [কুট্নী ; অর্থ প্র.]।

কুট্পাট্=[ম]—ক্রি. বিণ. জোরে, তাড়াতাড়ি॥ হে কুট্পাট্ কর্যা হাডে। [=চোটপাট]।

২=[পা]—বিণ. অভিভূত॥

কুট্মিন্=[সি]—বি. ট্রাংক॥ কুট্মিনে কাপর্ রাখ্॥ [পোর্টম্যান্টো portmanteau ইং]।

কুট্লান্=[রা]—ক্রি. নষ্ট বা অকেজো হওয়া॥

কুঠা=[সি]—বি. কোঠা, কামরা। [<কোঠা]।

কুঠাই=[ম]—অব্য. কোথায়? [দেখ কুআই]।

কুঠি=[সি]—বি. লাঙ্গলের মাথা॥ [দেখ কুটি*]।

কুঠে ভালা=[রং]—ক্রি.বিণ. কোথায় জানি॥ অয় কুঠে ভালা গেইছে। [< কুঠাই < কোন ঠাঁই+ ভালা (অব্য.)]।

কুড়া=[ঢা]—বি. মুরগী।

কুড়ানি=[চট্ট]—বি. বঁটি। [দেখ কুনাট্যা ; কুট্(<কুট্টন সং)+নি প্র.]।

কুড়ংগি=[ঢা]—বিণ. যে সাংসারিক কাজ কর্মে উদাসিনী॥ আরে কুড়ংগি, বাশন্ডা অহন্ও এহানেই রাইখ্যা দিসস্?

কুডা=[ঢা, ম]—বি. কাঠ বা বাঁশের অংশ বিশেষ॥ [দেখ কুটা]।

২=[ঢা]—বি. খড়, ধানের নাড়া॥ [দেখ কুটা২]।

৩=[কুম]—বি. ক্ষুদ্র জিনিস॥ চৌখে কুডা পড়সে। [দেখ কুটা]।

কুডা কাডা=[ঢা]—বি. খড় ইত্যাদির টুকরা॥ কুডাকাডা হইরা সাফ্ কর্। [দেখ কুডা+কাডা অনু: ; তুং কোড়া করকট্ হিং]।

কুডা কাডি=[ঢা]—বি. টুকরা কাঠি ও নানাবিধ জ্বালানী॥ [দেখ কুডাকাডা]।

কুডারা=[চট্ট]—বিণ. খারাপ॥ [কুধারা]।

কুডি=[ম]—অব্য. কোথায়॥ কুডি যায়? [দেখ কুটি৫]।

২=[কুম]—বি. কৌটা॥ চুনের কুডি কৈ? [দেখ কুডুই]।

৩=[ঢা]—বি. থুকী॥ [<কুড্ডি<খুড্ডিয়া<ক্ষুদ্রিকা সং কিংবা কুড়ি মুণ্ডারী শব্দ]।

৪=[কুম]—বি. লাঙ্গলের হাতল বা মুঠি॥ লাংগলের্ কুডিত্ দর্। [দেখ কুটি৪]।

কুডি মাস্=[কুম]—বি. পুঁটি মাছ॥ কাতিমাহে কুডি মাস্ খাইতে হোয়াদ্। [=পুঁটিমাছ]।

কুডু=[সি]—বি. ছোট ছেলে॥ কুডুডা কোন্হানে গ্যাসে? [<খুড্ড<ক্ষুদ্র কিংবা কোড়া মুণ্ডারী শব্দ]।

কুডুই=[ফ]—বি. কৌটা॥ [<কডুই<কটুরি کٹوری হিং]।

কুডুইল্=[কুম]—বি. সরার উপরের গোলাকার অংশ॥ এক্ কুডুইল্ নুন্ আনো।

কুডুমাইল্=[ম]—বি. এক প্রকার পাখী॥ বনে বাদারে কুডুমাইল্ পক্খি বাশা বানায়।

কুডুর্ কারি=[কুম]—ক্রি. বিণ. কষ্ট করিয়া॥

কুডে কুডে=[কুম]—ক্রি. বিণ. একা একা॥ কুডে কুডে যাইতা পারতাম্ না। [এক +উটিয়া প্র.]।

কুডে মুডে=[ম]—ক্রি. বিণ. কষ্টে সৃষ্টে॥ কুডে মুডে বোঝাটা বাড়ি নিয়ে যা।

কুডৈ=[ফ]—বি. কৌটা, লাঙ্গলের মুঠি॥ কুডে ধৈরা লাংগল ঠেলে।

:[ফ]—বিণ. মিথ্যা, বাজে॥

কুড়্না কথায় বিপদ্ গড়ে। [দেখ কুটনা]।

কুড়্বুড়ে=[পা]—বিণ. কুটনা, যে একের কথা অন্যকে বলে॥ কুড়বুড়ে লোক্। [<কূট+বুড়ে<বুড্ডি<বুদ্ধি]।

কুড়্রা=[কুম]—বি. কৌটা॥ হিন্দুরের্ কুড়্রা। [<কটরা<কটুরা كٹورا হিং]।

কুড়া=[নো]—বি. মোরগ॥ কুড়ার্ গোস্তু খুব্ শাদ্। [দেখ কুইক্র্যা]।

২=[পা, ফ]—বিণ. নবজাত বাঁশ॥ [<কড়া<কড়ি< কলি সং]।

৩=[ফ, য]—বি. বল্লম, শড়কি॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৪=[চট্ট]—ক্রি. খনন করা॥ কবর্ কুড়া। [কুড়া ম. বাং; তুং খোঁড়া, খোঁড়ন (<খনন)]।

৫=[দি]—বি. ডোবা, ছোট খাল॥ কুড়াত্ এইবার্ মাছ্ নাই। [কুঁড়া<কুণ্ড সং; দেখ কুর্]।

৬=[খু]—বিণ. শক্ত॥ তারা দুটা কুড়া কোতা শুনুই দিল্। [<কড়া]।

৭=[রং, সি,]—বি. নদীর গভীরতম স্থান॥ নদির্ কুড়াতে অনেক্ মাছ্ থাকে (রং)। [দেখ কুড়্$_{৬}$]।

কুড়াইল্ইয়া=[খু]—বি. কাঠ ঠোকরা পাখী॥ কুড়াইল্ইয়া ডাক্লে অতিথ্ আশে। [দেখ কুড়াইল্লা]।

কুড়াইল্লা=[নো]—বি. এক জাতীয় পাখী॥ [<কুড়াল (<কুটার)+ইয়া প্র; অর্থ প্র.]।

কুড়াকুড়ি=[রা]— বি. গড়াগড়ি, ধস্তাধস্তি॥ কুড়াকুড়ি করো না। [<গড়াগড়ি, কাড়া কাড়ি]।

কুড়ানো=[য, ব]—ক্রি. খুঁটি দেওয়া॥ [<কুড়া+(নাম ধাতু) আনো প্র.]।

কুড়ি=[রা]—বি. ছোট পুকুর॥ এতটুকু কুড়িতে মাছ্ ছাড়া ঠিক্ না। [দেখ কুঁড়ি]।

২=[চট্ট]—অস. ক্রি. খুঁড়িয়া॥ সিন্নি কালে কবর্ কুড়ি ফেলাইয়ে। [দেখ কুড়া$_{৪}$]।

কুড়িয়া=[দি, পা]—বিণ. অলস॥ [<কুঢ় (<কুষ্ঠ)+ইয়া প্র.]।

২=[রা]—বিণ. রোগা, শীর্ণ॥ কুড়িয়া মরদের্ আবার্ জাঁক্। [পূর্বে দেখ; অর্থ]।

কুড়্নো=[খু]—বি. জড় করা, জমা করা, কুড়াইয়া লওয়া॥ বাশের্ পাতা কুড়ুনো শেশ্ হয়েসে। [দেখ কুড়ানো]।

কুড়্ল্যা=[চট্ট]—বি. কাঠঠোক্রা॥ [দেখ কুড়াইল্লা]।

কুড়্ল্=[পা]—বি. বাঁশের অঙ্কুর॥ [কোঁড়+ল প্র.]।

কুড়ে=[য]—বি. মাঠের ফসল আগলাইবার কাজে অল্প কয়দিনের জন্য তৈরী ঘর॥ কুড়ে বান্দি শুয়ে থাক্তে পার্লে ফশল্ পাবা।]<কুটি=কুটির]।

কুড়্যা=[রা, পা] — বিণ. দুর্বল, আতুর॥ [দেখ কুড়িয়া]।

কুড়ো=[খু]—বি. ধানের কুটা॥

২=[খু]—বি. ছাতার বাঁট॥ সাতির্ কুড়ো বদ্লাও। [দেখ কুঁড়া$_{৩}$]।

৩=[য]—বি. চাউলের গুড়া॥ কুড়োর্ পানি গরুকে খাওয়ানো ভাল। [<কুঁড়া]।

কুড়ো যাল্=[য]—বি. মাছ ধরিবার জাল বিশেষ॥ [দেখ কুঁড়াযাল্]।

কুড়্=[রা]—ক্রি. বিণ. একত্র॥ এখানে শকলে কুড় পাড়্লে কেন্? [<কুল =সমূহ, দল]।

২=[খু]—বিণ. জলা॥ কুড়্ যমিতে ভালো ধান্ হয়। [<কুণ্ড]।

৩=[রং]—বি. বিবাহের রং॥ কৈন্যাকে কুড়্ দ্যাও।

কুতল্ দেওয়া=[সি]—ক্রি. সাহায্য করা। কে কারে কত কুতল্ দিব।

কুতা=[সি]—বি. কষ্ট॥ তার্ মনে কুতা হৈসে। [<কোতাহী كوتاهى ফা.]।

২=[রং]—বি. কথা॥ এক্টা কুতাও কৈল্ না [<কথা]।

কুতাইত্=[বা]—বিণ. বশীভূত॥ কুতাইত্ বৌ।

কুতানো=[য]—ক্রি. কঠোর ব্যবহার করা॥ বাড়ি গেলে তোকে কুতাবেনে। [<কুদানো<কোঁদা (<কূর্দন সং)+আনো প্র.]।

কুতা বর্শি=[য]—বি. বড় মাছ ধরার বড়শি বিশেষ॥

কুতি=[সি]—বিণ. ছোট॥ মানুশ্টা কুতি চোঁখা। [<কুতাহ্ کوتاه ফা.]।

২=[রা, ব, রং]—ক্রি. বিণ. কোনদিক, কোথায়॥ কুতি থাকি আইছ্ (রা)? [<কথি ম. বাং]।

৩=[কুম]—বি. বগল॥ কুতির্ নিচে' বেথায় গন্দ।

কুতিকাতি=[চট্ট]—বি. কাতুকুতু॥ কুতিকাতি দিলে মানুশে আশয়। [= কাতুকুতু]।

কুতিকার্=[পা]—বিণ. কোথাকার॥ চো'র্ কুতিকার্, আমার্ চো'হে ফাকি? [দেখ কুত্কার; কুতি$_{২}$+কার]।

কুতি দৌর্=[চা]—বি. কুকুরের দৌড়॥ কুতি দৌর্ দিয়া আইটা যাও। [দেখ কুইত্যা+দৌড়]।

কুতিয়া=[সি]—বিণ. যে অসহনীয় কথা বলে॥ চা'হর্ডা বর কুতিয়া। [দেখ কুইত্যা; অর্থ প্র.]।

২=[সি]—বি. ধানের পোকা॥ কুতিয়ায় দান্ খাইলাইসে।

কুতিয়ানি=[সি]—বি. বিষ মাখা কথা॥ [দেখ কুইত্যা+নি প্র.; =কুইত্যামি]।

কুতু=[কুম]—বি. ধারালো লোহা॥ কোচে'র্ কুতুগুলি খুব্ ধারাইল্।

কুতুইক্কা=[চট্ট]—বি. এক প্রকার পাখী॥ কডুইক্কা পাখিটা ধর্।

কুতুইর্গা=[কুম, নো]—বি. পুরুষ কুকুর॥

কুতুব্তারা=[সি]—বি. ধ্রুবতারা॥ [কুতব قطب আং+তারা]।

কুতুম্ কাতুম্=[বা]—বিণ. নাদুস

নুদুস ॥ তার্ চেঁহারাডা বেশ্ কুতুর কাতুর্। [অনু.]।

কুতুর্ কুতুর্ করা=[ম]—ক্রি. আস্তে আস্তে করা ॥ কি এক্ কাম্ নিয়ে কুতুর্ কুতুর্ কর্‌লিস্।

কুতুল্=[খু]—বি. দেয়ালের গাত্রস্থিত দীপাধার ॥ টেমিটা কুতুলে থো। [<খোঁদল]।

কুতুহানি=[পা]—বিণ. কতটুকু ॥ কুতুহানি দুদ্ আন্‌মু? [<কতোহানি <কতখানি]।

কুত্তে বলা=[খু]—ক্রি. কষ্টে বলা, আমতা আমতা করিয়া জবাব দেওয়া ॥ [<কুতাই <কোঁতাইয়া (<কোঁতান) +বলা]।

কুতেল্=[খু, য]—বি. কোতোয়াল ॥ কুতেলের বেটা কুতেল্! [<কোতোয়াল کوتوال ফা. ; কোষ্ঠপাল সং]।

কুত্ করা=[নো]—ক্রি. জাহাজ গাড়ি ইত্যাদির হুইসেল দেওয়া ॥ গাড়ি কুত্ কর্‌সে। [<কুৎ (ধ্বন্যা.)+করা]।

কুত্‌কার=[দি]—অব্য. কোথাকার ॥ কুত্‌কার্ কথা কহেলি তুই? [<কুথা-কার<কোথা+কার]।

কুত্‌কুতাইয়া=[চা]—ক্রি.বিণ. ভক্তির সহিত, লোভের সহিত ॥ খাওনের্ লালচে কেমন্ কুত্‌কুতাইয়া আছে।

কুত্‌কুতানি=[চা]—বি. সখ ॥ এই কতাডা হুন্‌তে বুঝি খুব কুত্‌কুতানি উঠ্‌সে। [দেখ কুত্‌কুত্+আনি প্র.]।

২=[কুম]—বি. কাতুকুতু ॥ কুত্‌কুতানি দিলে আইশ্ উডে। [দেখ কুত্‌কুতি]।

কুত্‌কুতানো=[চা]—ক্রি. তামাসা করা ॥ এত কুত্‌কুতাও ক্যান্? [দেখ কুত্‌কুত্+আনো প্র. ; অর্থ প্র.]।

কুত্‌কুতি=[ম,রা,নো]—বি. কাতুকুতু, সুড়সুড়ি ॥ [দেখ কুতিকাতি]।

কুত্‌কুতে=[ম]—বিণ. মিটমিটে ॥ সে একটা কুত্‌কুতে শয়তান্। [দেখ কুত্‌কুত্+এ প্র. ; অর্থ প্র.]।

কুত্‌কুত্=[ম]—অব্য. লোভসূচক শব্দ ॥ কুত্‌কুত্ করে কুকুরটাকে ডাকো। [ধ্বন্যা.]।

কুত্‌কুত্ করা=[সি]—ক্রি. পুনঃ পুনঃ স্মরণ হওয়া ॥ একটা কথা মনের্ মদ্দে বারে বারে কুত্‌কুত্ কর্‌তাসে। [<খুঁৎখুঁৎ(<ক্ষত সং)+করা]।

২=[ম]—ক্রি. ইতস্ততঃ করা ॥ সামান্য কাম্ নিয়ে সে সারাদিন্ কুত্‌কুত্ করে। [পূর্বে দেখ]।

কুত্‌তালি=[খু]—বি. মাটির তৈরী আসন (যাহার উপর কলসী রাখা হয়) ॥

কুত্তা=[দি]—বি. কোর্তা, মেয়েদের জামা ॥ [<কুর্‌তহ্ کرتہ হিং]।

২=[চট্ট]—বিণ. শয়তান ॥ এক্ নম্বর্ কুত্তা। [দেখ কইত্যা ; অর্থ প্র.]।

কুত্তা পেইট্‌টা=[কুম]—বিণ. ভীষণ পেটুক ॥ সেরাডা আস্তা কুত্তা পেইট্টা। [দেখ কুইত্যা+পেট+ইয়া প্র. ; অর্থ প্র.]।

কুত্তা বেট্‌কি=[ম]—বি. দাঁত খিচনি, রূঢ় কথা ॥ [দেখ কুইত্যা +ভেটকি(<ভ্যাটকানো)]।

কুত্তা মন্=[রা]—বি. গালি বিশেষ ॥ [<কুত্তা+মন]।

কুত্তা মার্‌কা কাম্=[ফ]— বি. চোরা কারবার ॥ [<কুত্তা+মার্ক mark ইং+আ প্র.+কাম]।

কুত্তা লেন্‌যি=[কুম]—বি. এক প্রকার আগাছা ॥ খেতুটায় অনেক্ কুত্তা লেন্‌যি ঐসে। [<কুত্তা+লেঁজি<লেজ+ই প্র.]।

কুত্তার্ আড়্‌য়্যা=[চা]—বিণ, কুকুরে স্বভাব ॥ বুরিডা এক্কেলে কুত্তার্ আড়্‌য়্যা। [<কুত্তা+র (সম্বন্ধে)+আড়িয়া<হাড়+ইয়া প্র.]।

কুত্তার্ আগাইল্=[ম]— বিণ. কৃপণ ॥ আর্ যাগা পাইসিলা না, কুত্তার্ আগাইলের্ কাসে গেস টেহার্ লাইগা!

কুত্তার সাও=[খু]—বিণ. কুস্বভাব ॥ সেলেটা একেবারে কুত্তার সাও। [<কুত্তা+র (সম্বন্ধে)+ছাও (<শাবক সং)]।

কুত্তার যিব্‌রা=[ক, চা]—বি. এক প্রকার মাছ ॥ [<কুত্তার+জিভ(<জিহ্বা)+রা প্র.]।

কুত্তি=[নো]—বি. লোটা, ঘটি ॥ কুত্তি বরি হানি আন্।

২=[রা, রং]—ক্রি. বিণ. কোথায় ॥ কুত্তি যাইস্ বাহে? [দেখ কুতি২]।

কুত্‌তুলি=[সি]—বি. কৌতুক, খেলা-ধুলা ॥ সারাদিন্ কুত্তুলি কৈরা বেরায়্। [<কুতূহলী]।

কুত্‌পা=[রা]—ক্রি. বিণ. কোথায় ॥ কে জানে কুত্‌পা থুচে, মুই জানো না। [<কুথা পাই<কোথা+পানে, অথবা <কোথা বা]।

কুথানি=[কুম]—বি. কোঁথ ॥ [<কোঁথ (<কুন্থন)+আনি প্র.]।

কুথানো=[সি]—ক্রি. কোঁখ দেওয়া ॥ সেলেটা খালি কোথায়। [দেখ কুথানি ; কোঁথ+আনো প্র.]।

কুদন্=[কুম, রা, চা, ম]—ক্রি. রাগ হওয়া ॥ কুইদ্দা মার্‌তে আইসে। [<কুদ্দন<কুর্দন সং]।

কুদা=[ম]—ক্রি. রাগ হওয়া ॥ এ্যাত কুদাইস্ না। [দেখ কুদন্]।

২=[কু]—বি. হাঁস ॥

৩=[ম, ফ]—বি. খোকা, ছোট ছেলে ॥ [কুদক کودک ফা.]।

কুদাইয়া=[সি]—ক্রি.বিণ. ধমক দিয়া ॥ [দেখ কুদন্]।

কুদাকুদি=[ম]—ক্রি. বিণ. বলপ্রকাশ ॥ কুদাকুদি কর্‌লে কাম্ ঐত না। [<কুদান্১ ; আধিক্যে দ্বিত্ব]।

২=[সি]—বি. ঝগড়া ॥ আর কুদাকুদি করি কি লাব্? [পূর্বে দেখ]।

৩=[ম]—বি. খোকা খুকীরা তোমার কুদাকুদি কয় বস্? [দেখ কুদা৩+কুদি (স্ত্রী লিঙ্গে)]।

কুদাগালি=[সি]—বি. ধমক ॥ [দেখ কুদাকুদি ; গালি অনু:]।

কুদানি=[ক, সি]—বি. ধমক, তাড়না ॥

তোমার কুদানির চোঁডে আর থাকতাম পারি না। [দেখ কুদন্+ই প্র.]।

কুদালো=[গি]—ক্রি. তাড়া করা॥ গরু-টারে কুদাও। [দেখ কুদন্+উ প্র.]।

২=[সি]—ক্রি. ধমকানো॥ [পূর্বে দেখ]।

কুদান্=[কুম]—ক্রি. বেশী করিয়া ধরানো॥ কুদাইয়া যান্ দে। [দেখ কুদন্; অর্থ প্র.]।

২=[ম]—বি. ধমক, দাপট॥ বেশি কুদান্ দিও না। [পূর্বে দেখ]।

কুদাম্=[সি]—বি. ধমক॥ [দেখ কুদান্২]।

২=[চা]—বি. কম মূল্য॥ অত কুদামে আমি পাড় বেচুম্ না। [<কু+দাম (<দ্রখ্‌মে গ্রীক), অর্থ প্র.]।

৩=[চট্ট]—বি. জাঁক॥ [দেখ কুদান্]।

কুদারে=[ফ]—ক্রি. বিণ. কোথায়॥ কুদারে যাও। [<কুদ্‌ধারে<কোন ধার+এ বিভক্তি]।

কুদি=[দি বা]—ক্রি. বিণ. কোন্‌দিকে॥ কুদি যাবু? [দেখ কুন্‌দি]।

২=[ফ]—বি. সাহস॥ বুড়া বয়সেও তোমার কুদি কম্‌লো না? [<কুদ<কুদন+ই প্র.; অর্থ প্র.]।

৩=[গ, খু]—বি. মেয়ে॥ বড় কুদিডা বিয়ার লায়েক্ হৈসে। [দেখ কুদা৩+ই স্ত্রীলিঙ্গে]।

কুদি করা=[ফ]—ক্রি. সকল বাধা অগ্রাহ্য করিয়া একদিকে ধাবিত হওয়া॥

কুদ্=[চট্ট]—ক্রি. বিণ. কোথায়॥ তুঁমি কুদ্ যাও? [<কদ্দু<কদ্দুর<কতদূর]।

২=[ফ]—বি. শিশু॥ কুদু কান্দছে॥ [দেখ কুদা৩+উ প্র.; ক্ষুদ্রার্থে]।

কুদ্‌কি=[পা, চট্ট]—বি. বাচালতা, কথার পর কথা সাজান॥ [<কৌতুকি<কৌতুক+ই প্র.]।

কুদ্‌মি করা=[খু]—ক্রি. নাকানাকি করা॥ সেকেটা শুধু কুদুমি কর্‌তেই থাকে। [কুদ্+উমি প্র.+করা]।

কুদ্‌ম্ কুদ্‌ম্ করা=[কুম, দা]—ক্রি. অতিরিক্ত ফূর্তি করা॥ সেরাডা খালি কুদুম্ কুদুম্ করে। [কুদ(<কূর্দন)+উম (আধিক্যে দ্বিত্ব)+করা]।

কুদ্‌র্‌কি=[রা]—বি. ইয়ারকি, চালাকি, লম্ফঝম্ফ॥ আমার সংগে কুদুর্‌কি? [দেখ কুদ্‌কি; র আগম]।

কুদ্যা=[রা]—ক্রি. বিণ. লাফ দিয়া। কুদ্যা পার হৈয়া আয়। [<কুদিয়া √কুদ্(<কূর্দন)+ইয়া প্র.]।

কুদ্যাল্=[য, রা]—বি. কোদাল॥ কুদ্যাল্ দি মাটি খুঁড়ে। [<কোদাল]।

কুদ্‌খাঁটা=[পা, রা]—বি. শঠতা॥ এত কুদ্‌খাঁটা কর কেন্?

কুদ্‌দা=[বা]—বি. ছেলে। [দেখ কুদা৩]।

২=[রা]—বি. আস্ফালন॥ বেশি কুদ্দা ভালা না। [<কুদ(<কূর্দন)+দা=(আধিক্যে বর্ণ দ্বিত্ব)]।

কুদ্‌দি=[চট্ট]—ক্রি. বিণ. পাশে, নিকটে॥ আঁই তোঁয়ার কুদ্দি বৈশুম্। [<কাছদি<কাছ+দিয়া]।

কুদ্‌দি কুদ্‌দি=[চট্ট]—ক্রি. বিণ. কাছে কাছে॥

কুদ্‌মা চ'চ'া=[য]—ক্রি. বিণ. লাঠি পেটা॥ বিনা দোষে কেন্ বেটাকে কুদমা চ'চ'া কর? [<কদম(<কদম্ব)+আ+চাঁছা; অর্থ প্র.]।

কুদ্‌মি=[খু]—বি. শয়তানি॥ কুদ্‌মি করিস্ না। [দেখ কুদুমি করা]।

কুদ্‌মো=[খু]—বি. কুমড়া॥ মাঠে একটা কুদ্‌মো হলো না।

কুদ্‌রংগি=[বা]—বি. দুষ্টামি॥ [<কদ্(=কু)+রঙ্গী]।

কুদ্‌লি=[ব, খু]—বি. দেওয়ালের সাথে যুক্ত আলমারি বা গর্ত॥ কুদ্‌লি থেকে শিশিটা আন্।

কুনা=[রং]—অব্য. টি, টা, খানি॥ হাওয়াল্‌কুনা কেম্‌বা করি আনু।

কুনাই=[খু]—বিণ. লাজুক, যে ঘরের কোণে থাকে॥ [< কোণ+আই প্র.; অর্থ প্র.]।

কুনাইচ্'=[সি]—বি. চৌচালা ঘরের দুই চালের সংযোগস্থল॥ [দেখ কুনাই +চ প্র.]।

কুনাইচ্‌টা=[কুম]—বিণ. যে খুব বেশি ঝগড়া করে॥ [দেখ কুনাট্যা]।

কুনাচ্'চ'া=[কুম, সি]—বিণ. কোনা-কুনি। [দেখ কুনাইচ্'+ইয়া প্র.]॥

কুনাট্যা=[কুম]—বিণ. অত্যন্ত বদ॥ কুনাট্যা শব্ কামে প্যাচ্' লাগায়। [<কু+নট+ইয়া প্র.]।

কুনাদ্=[ব, রা]—বিণ. একটু॥ কুনাদ্ ভাত্ দ্যাও। [<কণা+দু<দুই]।

কুনালো=[ব, রা, ম]—ক্রি. বাচ্চা বাহির হওয়ার আগে ডিম ফাটা॥ শব্ ডিম্ কুনাইসে। [<কোনা+নো প্র.; অর্থ প্র.]।

২=[পা]—ক্রি. অংকুরোদ্‌গম হওয়া॥ বিহুন্ কুনাইসে। [পূর্বে দেখ]।

কুনারি=[সি]—বিণ. মন্দ বংশজাত॥ লোক্‌টা বর কুনারি। [কু+নাড়ী]।

কুনাস্যা=[কুম]—বিণ. কোনাকুনি॥ কুনাস্যা পথে আটলে তারাতারি এরবো। [দেখ কুনাচ্'চ'া]।

কুনাহ্=[রা, মং, ব]—বিণ. সামান্য, অল্প পরিমাণ॥ এক্ কুনাহ্ ভাত্ দ্যাও। [<কণা]।

কুনি=[সি]—বি. কনুই॥ কুনিত্ দুখ্ পাইসে। [<কনি<কহোনি<কফোণি সং]।

২=[রা]—বি. নখ॥ হাতের কুনি কাটাও। [কোণ+ই প্র.; আঙ্গুলের কোন অর্থে]।

৩=[ক]—বিণ. ছোট মেয়ে॥ [<কন্যা]।

৪=[পা, সি]—বিণ. ছোট॥ কুনি কুনি পোক্। [<কণা]।

কুনিনোগা=[চা]—বি. নখের রোগ॥ আমার কুনিনোগা হৈসে। [<কুনি<কোন+ই প্র.; নউখ<নখ+আ প্র.]।

২=[চা]—বি. এক প্রকার গাছ॥

কুনিমোগার্ পাতা অসৈদে লাগে।

কুনি ব্যাং=[রং, ম]—বি. ছোট ব্যাঙ॥ [<কোণ+ই প্র.+ব্যাং; সাধু কুনো ব্যাং]।

কুনি বাই=[ম]—বি. সেজ ভাই॥ কুনি বাই, কুনু যাইন্?

কুনিয়ান্=[খু]—বি. কুইনাইন॥ [দেখ কুইন্নাল্]।

কুনু=[ঢা]—বিণ. কোন॥ তার্ কুনু কতা আমি হুন্তায় না। [<কোন+ও]।

২=[ম]—ক্রি. বিণ. কোথায়॥ কুনু যাইবো? [<কুহানো<কোনখান<কোন স্থান]।

কুনুমতে=[সি]—ক্রি. বিণ. কোন উপায়ে, যে উপায়ে হোক॥ তুমি কুনুমতে বারি যাইবায়। [দেখ কুনু+মতে<মত+এ বিভক্তি]।

কুনেবা=[সি]—সর্ব. কে॥ কুনেবা আইসে? [<কোন+এ+বা]।

কুনো=[খু]—বি. এক প্রকার ব্যাং॥ [<কোণ+ও প্র.]।

২=[খু]—বিণ. লাজুক, যে কাহারও সাথে মেশে না॥ সেলেটা খুব্ কুনো। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

কুনোটির্=[পা]—ক্রি. বিণ. কোথাও॥ অবি দুইদিন্ কুনোটির যাবো না। [দেখ কুনো+ঠাঁই+র (বিভক্তি)]।

কুনোঠি=[পা]—বিণ. কোথায়॥ আবি কুনোঠি বগ্প? [দেখ কুনু+ঠাঁই]।

কুনোবর্=[কু]—বিণ. যে গৃহকোণে অবস্থান করে॥ এটা এমন্ কুনোবরের্ কাম্ নয়। [দেখ কুনো+বর]।

কুন্=[সি. ম]—বি. পানি সেচনের উপকরণ বিশেষ॥ [দেখ কুইন্]।

২=[ক, ম]—বি. তুষের ক্ষুদ্র অংশ॥ [<কণা]।

৩=[দি]—অব্য. কোন॥ 'কুন্বা দেশে জাহো সিপাইরে'—গ্রাম্য গান। [<কোন্]।

৪=[বা]—বিণ. ক্ষুদ্র॥ পোকাগুলা এত কুন্ যে চ'হে দেহা যায় না। [দেখ কুনি$_{৪}$]।

৫=[পা]—বি. অংকুর॥ [দেখ কুনানো$_{১}$; কোন; অর্থ প্র.]।

কুন্কুনি=[কুম]—বিণ. ছোট ছোট॥ কুন্কুনি আলু। [দেখ কুনি$_{৪}$; আধিক্যার্থে দ্বিত্ব]।

২=[রা]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ॥

৩=[নো]—বি. ওজর, আপত্তি॥ মনে আর্ কোনু কুন্কুনি রাইখ্ না। [=কেন কেনি; কুন্কুনানো]।

কুন্কুন্ করা=[বা]—ক্রি. ডিম হইতে বাহির হইয়াই শব্দ করা। [<কুন্কুন্; ধ্বন্যা.]।

কুন্চি'=[পা]—বি. কঞ্চি। [দেখ কুইন্চা]।

কুন্চু'র্=[খু]—বি. কুলের আচার॥ গরমে কন্চুর্ খুব্ মযা। [<কুল+চুর]।

কুন্যরা=[চট্ট]—বি.॥ পুরাগুন্ বর্ কুন্যরা। [দেখ কুজর; অর্থ প্র.]।

কুন্মিশ্=[সি]—বি. কৃপণ, বখিল॥ [কন্জুস্ হিং]।

কুন্টা=[কুম, পা]—বি. মাছের কণ্ঠা॥ বড় মাসের কুন্টা খুব্ শাদ্। [<কণ্ঠ+আ]।

২=[দি]—সর্ব. কোন্টি॥ এর মধ্যে কুন্টা ভাল। [<কোন+টা]।

৩=[রা, রং]—বি. কণ্ঠনালী॥ [<কণ্ঠ+আ প্র.]।

কুন্টি=[রা, ব]—ক্রি. বিণ. কোথায়, কোনখানে॥ [দেখ কুনোটির্; কোন্+ঠাঁই]।

কুন্ঠি=[রং, রা]—ক্রি. বিণ. কোনঠাঁই, কোথায়॥ কুন্ঠি যায়? [দেখ কুন্ট]।

কুন্ঠে=[দি]—ক্রি. বিণ. কোথায়॥ কুন্ঠে গেল্? [দেখ কুন্ঠি]।

২=[রা]—বি. মাটির বড় আধার বিশেষ॥ এর্ কুন্ঠে চাল্ আছে।

কুন্ডলি=[সি]—বি.আবর্ত,<কুণ্ডলী॥

কুন্ডা=[কুম]—অব্য. কোন্টা॥ [দেখ কুন্টা$_{১}$]।

কুন্ডি=[চট্ট]—বি. লাংগলের মুঠি॥

কুন্ডে=[ক]—ক্রি. বিণ. কোথায়॥ কুন্ডে যাবি? [দেখ কুন্ঠে]।

কুন্ত=[ঢা]—অব্য. কিন্তু॥ আমি কুন্ত যাইবো না। [<কিন্তু]।

কুন্তলি=[কুম]—বি. হৈ চৈ॥ কুন্তলি বন্ কর্॥ [<কুন্দলি<কোন্দল+ই প্র.; অর্থ প্র.]।

কুন্তা=[কুম, সি]—ক্রি, বিণ. কিছুই॥ হে কুন্তা বুঝে না। [<কোন+টা]॥

কুন্তানি=[সি]—ক্রি.বিণ. কোন কিছু কি॥ বাইরে কুন্তানি রৈসে? [দেখ কুন্তা+নি অব্য.]।

কুন্তি=[দি]—ক্রি. বিণ. কোনদিক॥ কুন্তি যাল্ বাহে? [<কোনদি<কোন্+দিক্]।

কুন্তু=[চা]—ক্রি. বিণ. নিশ্চয়॥ তুমি আইবা কুন্তু॥ [দেখ কুন্ত; অর্থ প্র.]।

কুন্তে পড়া=[ ]—ক্রি. নষ্ট হওয়া॥ ডিম্টা কুন্তে পড়ে গেসে।

কুন্দ কোরা=[সি]—বি. পানি সেচার যন্ত্র॥ [দেখ কুইন্না+খোরাহ্ خور ফা. পাত্র; সহ শব্দ]।

কুন্দন্=[ঢা, ম]—ক্রি. ক্রুদ্ধ হওয়া॥ সে কুন্দিয়া চৈ'লা গেল্। [পরে দেখ]।

২=[রা]—ক্রি. লাফালাফি করা॥ বেশি কুন্দিও না। [<কুঁদন<কুদ্দন<কূর্দন সং]।

কুন্দা=[ব]—বি. মারামারি॥ তোমার্ শুধু কুন্দাই সার্। [<কুঁদ (<কূর্দন)+আ প্র.]।

২=[ম]—বি. তালগাছের গুঁড়ির তৈরী নৌকা॥ [<কুন্দহ্ کندہ ফা.; অর্থ প্র.]।

৩=[সি]—বিণ. একদিকে ঝুঁকিয়া পড়িয়াছে এমন॥

৪=[রা]—বি.কাঠের ভারী এবং অসমান তক্তা॥ [<কুন্দহ্ کندہ ফা.]।

কুন্দাই=[ম]—বি. খোদাই করার মজুরী ॥ খয়েরে্ কুন্দাই পাচ্' আনা লাগ্‌বো। [<কনন (<কন্দন ف। كند ফা.)+আই বাং প্র.; অর্থ প্র.]।
কুন্দাইগর্=[ম]—বি. খোদাইকর ॥ [দেখ কুন্দাই+গর گر ফা.]।
কুন্দাইগরি=[ম]—বি. খোদাইর কাজ, ভাস্কর্য ॥ কুন্দাইগরি কৈরা তার খুব নাম্ অয়। [দেখ কুন্দাইগর্]।
কুন্দাইনা কথা=[চা]—বি. বড় বড় কথা ॥ আমার লগে এত কুন্দাইনা কথা কৈও না। [<কুঁদানিয়া+কথা; দেখ কুন্দন্]।
কুন্দাইনা পায়া=[ঢা]—বি. খাট বা চৌকীর মোটা ও বিশ্রী পায়া ॥ কুন-দাইনা পায়ার চ'কি কি বালা ঐব? [দেখ কুন্দাইনা কথা; পা+আ প্র.; তুং পায়হ্ پايه ফা. (<পদ সং)]।
কুন্দানো=[কুম,চট্ট, বা]—ক্রি. মসৃণ করা ॥ টেবিলের পায়া কুন্দাও। [দেখ কুন্দাই]।
কুন্দা মাল্=[সি]—বিণ. মাংসল দেহ, বলবান্ ॥ হে এক্ কুন্দামাল্। [দেখ কুন্দা₂ +মাল (=কুস্তিগির); অর্থ প্র.]।
কুন্দি=[চট্ট]—ক্রি. বিণ. কোন্ দিক্ দিয়া ॥ যিতে গেল্ কুন্দি? [< কুয়ানদি<কোন্ খান দিয়া]।
কুন্দু=[চা]—অব্য. কিন্তু ॥ আমি কুন্দু যামু না। [<কিন্দু<কিন্তু]।
কুন্দরকি=[রা]—বি. মাটির দেওয়ালের গর্ত ॥
কুন্দো=[ব]—বি. ঠোকনা, আংগুলের টোকা ॥ মাইয়াডার গালে কুন্দো মার্‌লা ক্যান্?
কুন্না কোনা=[রা]—বিণ. সামান্য ॥ কুন্নাকোনা তামাক্ দ্যাও। [< কণা কণা]।
কুন্নি=[রা, ব]—বি. রাজমিস্ত্রির যন্ত্র। [<কন্নিক<কর্ণিক]।
₂=[চা—বি. নখ ॥ [দেখ কুনি₄]।
কুন্দু=[সি]—অব্য. কিন্তু ॥ তুমি বুনন্ যাইবা ॥ [কুন্দু<কিন্দু<কিন্তু]।
কুন্সময়্=[ফ]—ক্রি. বিণ. কখন ॥ তুমি কুন্সময় আড়ে যাইবা? [<কোন্ সব< সময়]।
কুপগ্গর্=[চা]—বি. দুরবস্থা ॥ তরে লৈয়া আমি কি কুপগ্গরে পর্‌লাম্। [< কু+অপগ্রহ]।
কুপন্=[রা]—ক্রি. পোঁতা ॥ বানাটা কুইপ্যা থো। [কোপন্]।
কুপা=[সি]—বি. চিতলমাছের পেটি ॥
₂=[কুম]—ক্রি. প্রোথিত করা ॥ [দেখ কুপন্]।
কুপাকে পরা=[চা]—ক্রি. বিপদে পড়া ॥ অহন্ গেলে কুপাকে পর্‌বা। [<কু+পাক+এ বিভক্তি+পড়া]।
কুপাতি=[বা]—বি. যাহারা মাটি কাটে ॥ [<কুপ(<কুপান)+আতি প্র.]।
কুপানি=[সি]—ক্রি. কোন কিছু দ্বারা মাটিতে আঘাত করা ॥ অনত্থক্ মাটিত্ কুপাইস্ না। [কোপান+ই. প্র.]।
কুপু=[সি]—বি. স্বজাতি, স্বগোত্র ॥ কুপুর মাঝে বিয়া শাদি বালা। [< কুফু كفو আং; অর্থ প্র.]।
কুপুশ্শি=[খু]—বি. অপদার্থ ছেলে মেয়ে ॥ [<কু+ পুষ্যি<পোষ্য +ই প্র.]।
কুপে=[ফ]—বি. গোল হাঁড়ি। [< কুপা<কূপক সং]।
কুপ্যা=[পা]—বি. টিনের বা পিতলের বাতি ॥ কুপ্যার তেল্ নাই। [< কুপিয়া<কূপিকা সং]।
কুপোত্=[সি]—বি. খুসখুসে কাশি ও অরুচির ভাব ॥
কুপো=[ম, পা, কু, ব]—বি. বাতি, প্রদীপ ॥ [দেখ কুপ্যা]।
কুপ্=[সি]—বি. কোপ, ধারাল অস্ত্র দ্বারা আঘাত ॥ [<কোপ]।
₂=[ক]—বি. চেরাগ ॥ [দেখ কুপো]।
কুপ্কুপা=[রং]—বিণ. গাঢ় ॥ কি কুপ্কুপা আন্‌দার্ রে। [=কুচকুচা]।
কুপ্সো=[বা]—বি. মাছ রাখার ছোট পাত্র বিশেষ ॥
কুপ্গ্রা=[সি]—বি. শনির প্রভাব, খারাপ গতি ॥ [<কু+অপগ্রহ]।
কুপ্লা=[সি]—বি. কুলকুচি ॥ কুপ্লা কর। [<কুহলা<কুলকুলা]।
কুফা=[ব, পা]—বি. ফাঁদ ॥ [<খোপ (<ক্ষুপ সং)+আ প্র.]।
কুফাই=[কুম]—বি. কোথায় ॥ কুফাই যাবি? [<কুপাই<কোন্ পাই (দিক্)]।
কুফিদ্দির্=[খু]—বি. অতিরিক্ত সাহস ॥ সেলেটার্ কুফিদ্দির্ দেখে অবাক্ লাগে।
কুফ্রা=[ফ]—বি. মুরগী ॥ [দেখ কুক্‌রা]।
কুবক্তাই=[সি]—বি. অশ্লীল কথা ॥ [কু+বক্তা+ই প্র.]।
কুবন্ড=[রা]—বিণ. দুষ্ট ॥ কুবন্ড সেলে। [<কু+ভণ্ড]।
কুবা=[ম]—বি. মুগুর ॥ কুবা দিয়া ইট্ বাংগ। [দেখ কুব+আ প্র.]।
কুবাইতনে=[সি, কুম]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ কুবাইতনে আইলে? [<কুপাইথনে<কোন্+পাই (দিক্) +থনে (হইতে)]।
কুবাইন্=[ফ]—বি. ধারালো অস্ত্রদ্বারা আঘাত ॥ [দেখ কুপানি]।
কুবাতি=[সি]—বি. যাহারা মাটি কাটে ॥ পাচ্'যন্ কুবাতি লাগ্‌বো। [দেখ কুপাতি]।
কুবায়্=[সি]—ক্রি. বিণ. কোথায় ॥ [<কুপাই<কোন্+পাই (দিক)]।
কুবারির্=[সি]—অব্য. কোথাকার ॥ লোক্টা কুবারির্? [<কুবাড়ির< কোন্ বাড়ির]।
কুবার্যা=[ম]—বিণ. অসময়ের ॥ কুবার্যা কুমড়ার দাম্ বেশি। [<কু= বার+ইয়া]।
কুবের্দা=[কুম]—বিণ. মোটা এবং ভারী দা বিশেষ ॥ কুবের্ দাওডা দিয়া বাশ্টা কাটো। [দেখ কুবদা; কোপ +এর (সম্বন্ধে)+দা]।
কুবেহাত্তি=[চা]—বি. খারাপ জিনিস,

ক্ষতিকর লোক এই কুবেহাতি কৈথন্ আইলো ?

কুবোধ্=[রং]—বি. দুর্বুদ্ধি ॥ আবার্ কুবোধ্ হচে। [<কু+বোধ]।

কুব্=[ম]—বি. দায়ের আঘাত, <কোপ ॥ এক্ কুবে কাট্যা ফালা। [দেখ কুপ্]।

২=[কুম]—বিণ. খুব ॥ কুব্ বালো কাপর্ আইনা। [<খুব خوب ফা.]।

কুব্দা=[বা]—বি. বড় দা ॥ কুব্দা দি বাশ্টা কাটো। [দেখ কুব্+দা]।

কুমল্=[রং]—বি. কোমর ॥ কুমল্ বিশ্ করে। [<কুমর<কোমর<কমর کمر ফা.]।

কুমা=[রং, পা, ফ]—বি. গৃহপালিত পশু বাঁধার দড়িতে এক বিশেষ ধরণের গিরা ॥ দড়িতে কুমা দিয়েছে (রং)।

২=[কুম]—বি. পাখি ধরার ফাঁদ বিশেষ ॥

৩=সি]—বি. এক জাতীয় গাছ ॥ কুমা গাসের্ নাও অয়্।

৪=[রা]—বি. বলাৎকার, গালি ॥ [দেখ কুমানো২ ; অর্থ প্র.]।

কুমাইচ্'=[সি]—বি. খুব পাতলা রং ॥

কুমাইরা=[কুম, পা]—বি. এক প্রকার লতা ॥ কুমাইরা লতে যংগল্ ঐয়া গেল্। [দেখ কুমোর্ইয়া]।

কুমাইশ্=[সি]—বি. ছোঁয়াচ, লেশ ॥

কুমানি=[চা]—বি. গর্জন ॥ বাগের্ কুমানি শুন্লে পরান্ কাপে।

কুমানো=[চা, কুম]—ক্রি. রাগ করা ॥ এত কুমাও ক্যা ?

২=[চা]—ক্রি. বলাৎকার করা ॥

কুমারিয়া=[চট্ট]—বি. এক প্রকার পোকা (মাটি দিয়া ঘরের বেড়ায় ঘর বাঁধে) ॥ [<কুমার+<কুম্ভকার+ইয়া প্র.]।

কুমার্=[বা]—বি. কুমড়া ॥ [দেখ কুঁঅরা]।

কুমার্যা পোকা=[চট্ট]—বি. পতংগ বিশেষ ॥ [দেখ কুমারিয়া+পোকা]।

কুমাহ্=[রা]—বি. কুয়াশা ॥ আজ রাতে খুব্ কুমাহ্ পৈড়্যাছে। [কুআ <কুহা সং]।

কুমিন্=[পা]—বি. শত্রু ॥ [<কমীন کمین ফা. ; অর্থ প্র.]।

কুমিলার্ ইতর্=[না]—বিণ. বদলোক, দুষ্টলোক ॥ [<কুমিলা+র (সম্বন্ধে)+ইতর ; অর্থ প্র. ; অথবা কম্‌ঈলা کمیلا হিং (জবেহ্খানা) +র (সম্বন্ধে)+ইতর]।

কুমিশ্শে=[খু]—বি. কাঁচপোকা ॥ [< কামখা < কামাখ্যা = যাদুগর পোকা]।

কুম্ইর্=[ম]—বি. কুমীর। [< কুমইর<কুমীর<কুম্ভীর সং]।

কুম্ডি=[কুম]—বি. দল ॥ তারা হগল্তে কুমুডি কর্সে। [<কমিডি <কমিটি committee ইং]।

কুম্স্তালি=[চা]—বি. কেঁচো জাতীয় অখাদ্য মাছ ॥

কুম্স্তল্=[কুম্]—বি. গোলমাল ॥

কুমের্=[কু]—বি. কুম্ভকার, পাল ॥ [<কুমার<কুম্ভকার সং]।

কুমোর্ইয়া=[ক]—বি. কাঁটাযুক্ত একপ্রকার লতা ॥ কুমোর্ইয়া লতায় গাও সিড়্যা গেসে। [দেখ কুমাইরা]।

কুমোর্=[খ]—বি. মাছ আটকাইবার জন্য নদীতে স্তূপীকৃত ডালপালা ॥ কুমোরে অনেক্ মাস্ থাকে।

কুমোর্কে=[রা]—বি. পোকা বিশেষ ॥ [দেখ কুমিশ্শে]।

কুম্মোর্=[খু]—বি. মাছ ধরার জন্যে ডালপালার স্তূপ ॥ [দেখ কুমোর্]।

কুম্=[চট্ট]—বিণ. গভীর ॥ এ কুমুখুত্তা কুম্ আসে।

২=[পা, ব]—বি. কলস ॥ এক কুম্ পানি আন্। [<কুম<কুম্ভ]।

৩=[ম, কুম, ফ, নো]—বি. বিল, ডোবা ॥ কুম্ থেকে মাস্ ধরে আন্। [দেখ কুম্ ; কুম্বা]।

৪=[দি]—বি. নদীর যে স্থানে পানি খুব গভীর ॥ নদির্ কুমে খুব মাছ্ থাকে। [পূর্বে দেখ]।

৫=[সি]—বি. সহবাস ॥

৬=[কুম]—বি. কুসুম ॥ ডিমের্ কুম্ ঐল্দা। [<কুউম<কুসুম]।

৭=[চট্ট]—বি. মূলধন ॥ পাঁচ্'শ ট্যাহা কুম্ লৈয়া নাম্‌সে।

কুম্কুইয়া=[কুম]—বিণ. ঈষদুষ্ণ ॥ পানিডা কুম্কুইয়া।

কুম্কুমি=[সি]—বি. পায়রার্ ডাক ॥ [<কুম্কুম (ধ্বন্যা.)+ই প্র.]।

কুম্চা=[ম]—বি. জারজ সন্তান ॥ [<কুণ্ড]।

কুম্ড়া=[কুম]—বি. কুমড়া। [< কুমড়া<কুষ্মাণ্ড সং]।

কুম্ডাগ্রা=[কুম]—বি. এক প্রকার ধান ॥

কুম্ড়া=[পা]—বি. আউশ ধানবিশেষ ॥

কুম্নি=[রা]—ক্রি. বিণ. কোন্দিক্ ॥ কুম্নি দিয়ে যাবো। [<কয়্নে]।

কুম্বা=[চট্ট]—বি. নদীর গভীর খাদ ॥ কুম্বাত্ বড় বড় মাস্ আসে।

কুম্বানি=[চট্ট]—বি. কোম্পানী ॥ ইত্তে ধাহার্ কুম্বানিত্ কাম্ করে। [< কুম্পানী < কম্পানী company ইং]।

কুম্বালা=[কুম]—ক্রি. বিণ. কখন ॥ কুম্বালা আইসত্ ? [<কোন্+বেলা (সময়)]।

২=[চট্ট]—বি. কলস রাখার মাচা ॥ [<কুম (<কুম্ভ)+আলা প্র.]।

কুম্ব্র=[ম]—বি. বাগাইর, মাছ বিশেষ ॥ [<কুম্ভীর ; অর্থ প্র.]।

কুম্মর্=[চা]—বি. কবল ॥ গারোহ্ কুম্মর্ দেও। [কুমল<কবল]।

কুম্মায়্=[খু]—অব্য. কোন্ দিকে ॥ সে কুম্মায়্ গেসে ? [<কুমুএ<কোন্ মুখ+এ বিভক্তি]।

কুম্মুকে=[বা]—অব্য. কোথায় ॥ কুম্মুকে যাবি ? [<কোন্ মুখ+এ বিভক্তি]।

কুম্রি=[ব]—বি. কবুতর ॥ [< قمری আং ; অর্থ প্র.]।

কুয়্‌জোল্=[চা]—বি. এক জাতীয় আউশ ধান ॥

কুয়্‌লা=[য]—বিণ. কচি ॥ কাঙলৃডা কুয়্‌লা। [<কোমল+আ প্র.]।

কুয়্‌লে=[যূ]—বিণ. ছোট ॥ কুয়্‌লে বাগুয়্। [<কোমল+এ প্র.; অর্থ প্র.]।

কুয়্‌হা=[রা]—বি. কূপ ॥ দেখে যাবি, কুয়্‌হাতে পড়িস্ না জ্যান্। [<কুয়া(<কূপ সং)]।

কুয়্‌হার্ পাখি=[রা]—বি. এক প্রকার আর ॥

কুয়াদি=[রা, রং]—বিণ. খুব খারাপ॥ এত বড় কুয়দি কাজ্‌টা করতে পারলি? [<কু+মাথা]।

কুয়া=[কুম]—বি. কুয়াশা ॥ আইয্ খুব কুয়া পর্‌সে। [<কুহা সং]।

২=[রা, দি]—বি. আমের আটি ॥ [<কোহা<কোষ]।

৩=[দি]—বি. ক্রন্দন ॥ [ধ্বন্যা.]।

৪=[দি]—বি. শৃগালের ডাক ॥ [ধ্বন্যা.]।

৫=[ঢা]—বি. মাটি কাটার হিসাব বিশেষ (৩৬০ cubic ফুটে এক কুয়া মাটি হয়) ॥

৬=[ঢা]—বি. মইয়ের ধাপ ॥ [কোহা<কোষ]।

কুয়াই=[দি]—অব্য. কোথায় ॥ কুয়াই যাইতাম্? [দেখ কুকাই]।

কুয়াইয়া=[পা]—বিণ. এক ভাবের, অনেক দিনের ॥

২=[য]—বি. ভংগিমা ॥ তোমায় কুয়াইয়া দেইখ্যা আমি পাগ্ ॥

কুয়াইল্=[বা]—বি. উচ্চস্বরে কান্না ॥ ওয় কুয়াইলে পাড়ু গেরাম্ মাতাইয়া তোলে। [ধ্বন্যা.]।

কুয়াং=[য]—বি. স্বপ্ন ॥ কুয়াংএ বহুত্ খারাপ্ দেখ্‌সি। [দেখ কুয়ায়্]।

কুয়াকার্=[রা, ব]—ক্রি. বিণ. দুর্গন্ধ-পূর্ণ ॥ [<কুয়া(<কুয়াশা)+আকার; অর্থ প্র.]।

কুয়ান্=[বা]—বি. স্ফূর্তি ॥ অত কুয়ান্ বাল না। [<কোদা (কুর্দন)]।

কুয়ানো=[কুম]—ক্রি. ডাকা, শব্দ করা ॥ অকৃগা হিয়ালে কুয়াইলে শক্ হিয়ালে কুয়ায়্। [দেখ কুয়া,+নো]। প্র.]।

২=[কুম, দি]—বি. বিলাপ করিয়া কাঁদা ॥ [দেখ কুই৬+আনো প্র.]

কুয়ায়া=[কুম]—বি. ঠাট্টা, আমোদ ॥ বেশি কুয়ায়া বালা না। [দেখ কুওরা]।

কুয়ার্=[য]—বি. কুস্বপ্ন ॥ আইয্ রাইতে কুয়ার্ দেখ্‌সি। [<খুমার خمار ফা.; অর্থ প্র.]।

২=[ক]—বি. ফড়িং জাতীয় পোকা ॥

৩=[পা]—বি. বাঁশের অস্থায়ী দরজা ॥

কুয়ালিয়া=[ফ]—বি. কাঠঠোকরা পাখি ॥ কুয়ালিয়াডা মরা গাস্ ঠোক্-রায় ॥ [দেখ কুড়াইল্লা]।

কুয়াল্=[য]—বিণ. কুহাল, খারাপ অবস্থা ॥ লোক্‌টা খুব কুয়ালে আসে। [<কুয়াল<কু সং+হাল حال আ:]।

কুয়াল্ নিয়াল্=[দি]—বি. খুব ক্রন্দন ॥ অলক্ষির নাহান্ কুয়াল্ নিয়াল্ করিস্ না। [দেখ কুয়াইল্; নিয়াল অনু:]।

কুয়ে=[কু]—বিণ. পচা ॥ কুয়ে মাস্ খাওয়া ঠিক্ না। [দেখ কুইয়া]।

২=[কু]—বি. কুয়াশা ॥ [দেখ কুয়া]।

কুয়্যা=[পা]—বিণ. পচা, বাসি ॥ কুয়্যা তরকারি। [দেখ কুইয়া]।

২=[য]—ক্রি. শিশুরোগ বিশেষ ॥

৩=[ফ]—বি. কুয়াশা ॥ [দেখ কুয়া]।

কুয়্যারা=[ক]—বি. চাতুরী, ইয়াকি ॥ [দেখ কুয়ায়া]।

কুয়ো=[খু]—বি. কানের ময়লা ॥ কুয়োর্ কান্ কাম্‌ড়াইতে আসে।

২=[খু]—বি. শিশির, কুয়াশা ॥ [দেখ কুয়া]।

কুয়োরা=[য]—বি. ইয়াকি, কাজলামি ॥ কুয়োরা করিলুসে। [দেখ কুয়ায়া]।

কুরংগি=[কুম, নো]—বি. জাতি বিশেষ ॥

কুরক্=[য]—বি. উত্তেজনা, উন্মাদনা ॥

কুরন্=[ব]—বি. ঈগল পাখি ॥ [<কুরল সং]।

কুরল্=[চট্ট, পা]—বি. অণ্ডকোষ বৃদ্ধি ॥ লোক্‌টার্ কুরল্ হৈচে'। [<কোঁড়ল<কুরণ্ড সং] ?

২=[য]—বি. ছিদ্র ॥ এই কুরল্ দিয়া ডুইক্যা পর্। [<খোড়ল (<কোটর সং)।

কুরা=[কুম]—বি. বাজার সওদার ভাণ্ড ॥

২=[কুম, দি]—বি. ছিপ, বঁটি ॥ কুরাটা লৈয়া চ'ল্ বিলে মাস্ ধরি ॥ [<কুটা; অর্থ প্র.]।

৩=[বা]—বি. ছেলেমেয়ের বায়না ॥

৪=[খু]—বি. মোরগের খাদ্য, তুষের গুঁড়া ॥ [<কুঁড়া]।

৫=[য]—বি. ভূমির পরিমাণ বিশেষ॥ আমি তিন্ কুরা যমি চৈ'। [<কুড়া =বিঘা]।

৬=[চট]—বি. মুরগী ॥ [দেখ কুক্‌রা]।

৭=[রা, ব]—বি. জল সেচনে ব্যবহৃত লম্বা বাঁশ ॥

৮=[বা]—বি. মাটির পাত্র বিশেষ (উইপোকা হইতে বাঁচিবার জন্য মাটির ভিটিওয়ালা ঘরের আলগা খুটির নীচে দেওয়া হয়) ॥ [<খুরা<খোরহ্ خوره ফা.]।

৯=[কুম, নো, ফ, বা]—বি. মায়া, স্নেহ ॥

১০=[কুম]—ক্রি. গর্ত করা ॥ [<কুঁড়া (<কুঁড়ন)]।

কুরাইক্=[য]—বি. মোরগ মুরগী ॥ [দেখ কুইক্‌র্যা]।

কুরাইল্‌লা=[বা]—বি. গর্ভের দরুণ মাংস পেশীর বৃদ্ধি ॥ গাইডার্ কুরা-ইলল্যা নাম্‌সে।

কুরাট্=[য]—বি. মাছ মাংসের অভাব॥ [দেখ কিরাট্]।

কুরানি=[কুম]—বি. নারিকেল কোরার যন্ত্র ॥ [<কুরুনি]।

কুরানো=[চট্ট]—ক্রি. একত্র করা, জমা করা ॥ ইতে বৌত্ টিয়াঁ কুরাইয়ে। [<কুড়ানো]।

কুরান্=[ফ]—বি. মোচড় ॥ নৌকার হালুডা কুরান্ দে। [<ওরান<ঘুরান (<ঘূর্ণন সং)]।

কুরা পাইক্=[ন]—বি. মুরগী ॥ বাগার খাইক্যা কুরাপাইক্ আইন্যা। [দেখ কুরা$_6$+পাখী]।

কুরা ম্যাগ্=[সি]—বি. ফোটা ফোটা বৃষ্টি, ইলশেগুড়ি ॥ 'কুরাম্যাগে ওনা তুলে'—প্রবাদ। [দেখ কুঁড়া$_2$+মেঘ]।

কুরায় খাওয়া=[সি]—ক্রি. সকলেই অংশ পাওয়া ॥ মাঠের্ দান্ কুরায় খায়্।

কুরালি=[বা]—বি. কচি আম ॥ [<কড়া+লি প্র.]।

কুরাল্=[বা]—বি. একশিরা রোগ ॥ কুরাল্ ঐলে শোষা ঐয়া আডন্ যায় না। [দেখ কুরল্]।

কুরি=[বা]—বি. মুড়ির ব্যবসায়ী ॥

২=[খু]—বি. মাটির হাঁড়ি কুড়ির ব্যবসায়ী ॥

৩=[খু,য]—বি. উপাধি বিশেষ ॥

৪=[ফ]—বি. মেয়েলোকের গালি বিশেষ ॥ তোর্ কুরি ঔক্। [<কুর<কুষ্ঠ<কুষ্ঠ+ই প্র.]।

কুরিকরৈ=[কুম]—বি. পাত্র ॥ এই শব্ কুরিকরৈর্ মধ্যে কি রাখ্সে। [<কুড়ি কড়াই]।

কুরিকুশ্ট=[ম]—বি. কুষ্ঠ ব্যাধি ॥ তার্ যেন্ কুরিকুশ্ট অয়্। [দেখ কুরি$_4$ +কুষ্ঠ]।

কুরি মুরি=[চা]—ক্রি.বিণ. সংকোচ, হাত পা গুটানো অবস্থা ॥ সেরাডা যারে কুরি মুরি ঐয়া রৈসে। [= কুচ'রি মুচ'রি]।

কুরু=[সি]—বি. আঁজলা ॥ এক কুরু পানি দ্যাও।

২=[ম]—বি. ঘরের কড়ি বরগা ॥ টিনের্ ঘরে বাশের্ কুরু দেয় কেডা ?

[দেখ কুরা$_1$+উ প্র.]।

কুরুইল্যা=[চা]—বিণ. যাহার অণ্ডকোষ ফোলা ॥ কুরুইল্যারে দেইখা হগলেই আইশ্ পারে। [দেখ কুরল্+ইয়া প্র.]।

কুরুইল্=[চট্ট]—বি. কুড়াল ॥ [<কুড়ইল<কুড়াল<কুঠার সং]।

কুরুং=[সি]—বি. পাহাড়ের গভীর গর্ত ॥ কুরুঙে পর্‌লে উঠ্‌বা কেম্‌নে ?

কুরুং মুরুং=[নো]—বি. সাজ সজ্জা ॥ [<করোম ধরোম (করিব ধরিব); অর্থ প্র.]।

কুরুক্=[সি]—বি. ক্রোক ॥ [<কুরক قرق তু.]।

কুরুচে'=[য]—বিণ. তেজোহীন ॥ কুরুচে' কশল্।

কুরুটে=[কু]—বিণ. কুমনা ॥ কুরুটে লোকের্ শংগ সাড়ো। [<ক্রূর সং + টিয়া প্র.]।

কুরুত্=[কুম]—বি. যৌনশক্তি ॥ এই কুরুত্ নিয়া দেনাথ্ দেখাইও না।

২=[পা]—বি. উস্কানি ॥ খালি কুরুত্ দেও ক্যান্ ?

কুরুত্ মুরুত্=[সি]—বি. ছোট ছেলেমেয়ে ॥

কুরুতা=[রং]—বি. কুকুর ॥ পাগল্ কুরুতা পাল্‌ছিশ্ কেন বাহে ? [কুত্তা হিং]।

কুরু তুরু=[নো]—বি. চালাকি ॥ এত কুরুতুরু কর ক্যা ?

কুরুন্=[য]—বি. নারিকেল কোরার যন্ত্র ॥ [দেখ কুরানি]।

কুরুন্থৈল্=[সি]—বি. হুলুস্থুল ॥ যত শব্ আপদি বিদায় কুরুন্থৈল্ শুরু করসে।

কুরুম্=[রং]—বি. কাছিম ॥ চাড়ালে কুরুম্ খায়্। [<কূর্ম সং]।

২=[চট্ট]—বি. ঘটি ॥ এক কুরুম্ পানি দ্যাও।

কুরুম্ চি'=[চট্ট]—বি. বেদে জাত ॥

কুরুম্‌বা=[সি]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ এই রকম্ কুরুম্‌বা পোলা আমি আর্ দেখ্‌সি না।

কুরুয়া=[রং,নো]—বি. ঈগল, চিল জাতীয় পাখী ॥ কুরুয়া ডাকে। [<কুবর সং]।

কুরুল্=[খু]—বি. কুঠার ॥ [দেখ কুরুইল্]।

কুরুশিয়া=[খু]—বিণ. কর্কশ ॥ কুরুশিয়া কথা। [<করশিয়া<কর্কশ +ইয়া প্র.]।

কুরুস্ খাওয়া=[সি]—ক্রি. পালক ফেলিয়া দেওয়া ॥ পাইখ্‌টার্ কুরুস্ খাইলাইসে।

কুর‍্যা=[পা,ন]—বিণ. কংকালসার, রোগা, আতুর ॥ লোক্‌টা কুর‍্যা। [দেখ কুড়িয়া]।

কুরৈল্যা=[চট্ট]—বি. কাঠঠোকরা পাখি ॥ [দেখ কুড়াইল্‌না]।

কুরৈল্=[চট্ট]—বি. কুঠার ॥ [দেখ কুরুল্]।

কুরৈল্যা=[চট্ট]—বি. কাঠুরিয়া ॥ [কুড়াল+ইয়া প্র.]।

কুরো=[রা, চা]—বি. মোরগ ॥ কুরোর্ দান্ খাইয়া গেল্। [দেখ কুরা$_6$]

কুরোইল্=[ফ]—বি. কুঠার ॥ [দেখ কুরুইল্]।

কুরোল্=[ব]—বিণ. নব অংকুরিত বাঁশ ॥ [দেখ কেরুল্]।

কুর্=[সি, কুম]—বি. ঘূর্ণিপাক, নদীর বাঁকের গভীরতা ॥ [দেখ কুড়া$_7$]।

২=[ব]—বি. বাঁশের চারা, অগ্রভাগ ॥

৩=[ব]—বি. কুষ্ঠ ব্যাধি ॥ হেত্ কুর্ ঐসে। [কুড়<কুষ্ঠ]।

৪=[ক, বা]—বি. নাড়ার স্তূপ ॥ কুরে আগুন্ লাগসে [<কুড়]।

৫=[সি]—বি. মাছের পেটি ॥ বর মাসের্ কুর্ খাইতে মজা।

৬=[ম]—বি. কিস্তা ॥ চুলের কুর্।

৭=[সি]—বি. কিনারা ॥

৮=[সি]—বি. ছোট ডোবা, জলাশয় ॥ গাও খান্ কুরত্ ডুবাইয়া রাখ্। [দেখ কুহ]।

৯=[সি]—বি. খড়ের ঢিপি ॥ [দেখ কুহ$_4$]।

১০=[চা, সি]—বি. এক জাতীয় ওষধি॥ কুর্ পাচ'নে লাগে॥ [<কুড়]।

কুর্‌আল্=[নো]—বি. বাজ পাখী॥ [<কুরল]।

কুর্‌কা=[পা, ব]—বি. মুরগী॥ কুর্‌কার্ গোশ্‌ত খুব্ মযা। [দেখ কুক্‌রা ; বর্ণ বিপর্যয়]।

২=[চট্ট]—বি. পাখি বিশেষ॥

কুর্‌কাল্—বি. বাজ পাখী॥ [দেখ কুরুআল্]।

কুর্‌কি মুর্‌কি=[চা]—ক্রি. বিণ. হাত পা গুটানো অবস্থা॥ শিতে কুর্‌কিমুর্‌কি ঐসে। [অনু.]।

কুর্‌কুইঠ্যা=[রা]—বিণ. যে বাড়ন্ত নয়॥ কুর্‌কুইঠ্যা ছেলে হলে কি হবে, বুদ্ধি আছে। [দেখ কুরকুটুচি]।

কুর্‌কুচি'=[সি]—বি. ডিমে তা রত মুর্‌গী অথবা পাখি॥ [দেখ কুইচ্যা মুরগি ; সাধু কুড়কি]।

কুর্‌কুট্টি=[রা]—বিণ. অতি ছোট॥ তুই আগের্ থতে কুরকুট্টি আছিস্।

কুর্‌কুত্‌তা=[চা]—বিণ. লোভী॥ তর্ টেকার্ লেইগা আমি কুরকুত্তা নৈ॥ [দেখ কুর্৩+কুত্তা (< কুত্তা হিং)]।

কুর্‌কুরি=[কুম, ম, রা]—বি. যৌন স্পৃহা॥ [অনু.]।

২=[ম]—বি. ইচ্ছা, লোভ॥ [পূর্বে দেখ]।

৩=[রা, পা, ম.]—বি. জেদ, রাগ, সখ, আগ্রহ॥ মামলার্ পৈত্তা তোমার্ কুর্‌কুরি কর্‌ছে (রা)। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কুর্‌ কুর্=[চা]—বিণ. কড়া॥ চাউল্ ভাজা কুর্‌কুর্ বাবা ঐসে। [কড়কড় ; ধ্বন্যা. ; অর্থ প্র.]।

২=[পা]—ক্রি. বিণ. ধীরে ধীরে॥ সে কুর্‌কুর্ কৈরা বাইতাসে। [অনু.]।

৩=[রং]—ক্রি. বিণ. (রাগে) গজগজ॥ অঁত্ কুর্‌কুর্ করি কি কর্?

৪=[ম]—অব্য. ঘোড়া ডাকার শব্দ॥ [ধ্বন্যা.]।

কুর্ কুর্‌কুর্=[সি]—অব্য. কুকুর ছানা ডাকার সংকেত॥ [ধ্বন্যা.]।

কুর্‌ঘুর্‌তি=[চা]—বিণ. ঘোর অন্ধকার॥ এই কুর্‌ঘুর্‌তি রাইতে কেম্‌নে যাবি বাবি?

কুর্‌গাল্=[চট্ট]—বি. বাজ পাখী॥ [দেখ কুর্‌কাল্]।

কুর্‌চি'=[সি]—বিণ. ডিমে তা রত॥ কুরচি' মুর্‌গি। [দেখ কুর্‌কুচি' ; সাধু কুড়্‌কি]।

কুর্‌চুন্=[রা]—বি. ছোট চামচ॥ এক্ কুর্‌চুন্ তেল্ দ্যাও। [খুর্‌চুন হিং]।

কুর্‌চু'র্‌দারি=[চট্ট]—বি. মাতব্বরি॥ তুঁই বৌত্ কুর্‌চু'র্‌দারি করস্।

কুর্‌চে'=[খু]—বিণ. ডিমে তা রত॥ [দেখ কুর্‌চি']।

কুর্‌চে' বওয়া=[চা]—ক্রি. ডিমে তা দিতে বসা॥ [দেখ কুচ্যাত্ বসা]।

কুর্‌ছুন্=[রা]—বি. চামচ॥ [দেখ কুর্‌চুন্]।

কুর্‌ঝা=[চট্ট]—বি. খড়ের পালা॥ [দেখ কুইর্‌গা]।

কুর্‌তা=[চা, ম]—বি. কামিজ, সার্ট॥ [<কুর্‌তহ্ کرته ফু. ; দেখ কুত্তা]।

২=[পা]—বি. কুকুর॥

কুর্‌তুইল্=[সি]—বি. দৈ হজোড়॥ [দেখ কুর্‌মগ্‌তৈল্]।

কুর্‌তৈল্=[সি]—বি. গণ্ডগোল॥ ই পুয়াইন্ অত কুর্‌তৈল্ লাগাইলে ক্যা? [দেখ কুর্‌তুইল্]।

কুর্ দেওয়া=[সি]—ক্রি. চারাগাছের গোড়া হইতে আগাছা পরিষ্কার করা, নিড়ানো॥ [<কুড় (<কুড়ন)+দেওয়া]।

কুর্ নদী=[মং]—বিণ. স্রোতের পরের দুই অত্যন্ত গভীর ও অশান্ত কুণ্ড॥ [দেখ কুর্+নদী]।

কুর্‌পাখী=[ব]—বিণ. মুখাপেক্ষী॥ আমি কি তোর্ কুর্‌পখি নাকি? [< কুর্‌পির ম. বাং+ই.]।

কুর্‌পাওয়া=[সি]—ক্রি. কোপানো॥ মাটি কুর্‌পাও। [দেখ কুপান]।

কুর্‌পাল্=[কুম, নো]—বি. ঈগল পাখি॥ [দেখ কুরল্]।

কুর্‌পি=[চা]—বি. কাস্তে॥ [খুর্‌পী হিং<ক্ষুরপ্র সং+ই প্র.]।

কুর্‌কল্=[ক]—বি. কর্পুর॥ পানিত্ একটু কুর্‌কল্ দে। [<কুরপুর< কর্পুর সং ; তুং কাফুর کافور আং]।

কুর্‌বানি=[কুম]—বি. কোরবানি॥ এবার্ গরু কুর্‌বানি দিমু। [<কুরবানী قربانی আং, ফা.]।

কুর্‌বা মাল্=[খু]—বি. মাছ বিশেষ॥

কুর্‌মাল্=[চট্ট]—বি. সাপ ও মাছ-খেকো এক প্রকার বড় পাখী॥

কুর্‌বৈত্যা=[চট্ট]—বিণ. আশ্রিত, প্রত্যাশী॥ পরের্ কুর্‌বৈত্যা হওন্ ভালা ন। [<কুর্‌বত قربت আং+ইয়া প্র. ; অর্থ প্র.]।

কুর্‌মগ্‌তৈল্=[সি]—বি. হুড়োহুড়ি॥

কুর্‌মি=[রা]—বি. শশা জাতীয় ছোট ফল॥

২=[চা]—বি. কচি পাতা॥ এই গাস্‌ডায় অনেক্ কুর্‌মি সাড়্‌সে।

কুর্‌মুর্‌তা=[চট্ট]—বি. এক প্রকার শাক॥

কুর্‌মুর্‌ভুরা=[চট্ট]—বি. সব্জী বিশেষ॥

কুর্‌রা=[চা]—বি. বাজ পাখী॥ [দেখ কুর্‌গাল্]।

কুর্‌রুত্=[পা]—অব্য. ষাঁড় ডাকার সংকেত। [ধ্বন্যা.]।

কুর্‌শা=[সি, রং]—বি. এক প্রকার মাছ, বাটকেমাছ॥

কুর্‌শি=[রং]—বি. চেলা ডাকার জন্য বাঁশের তৈরী মুগুর॥

কুর্‌সাল্=[কুম]—বি. নাঠি॥ কুর্‌সাল্ দিয়া কুত্ত্তাডারে মার্।

কুর্ হওয়া=[চট্ট]—ক্রি. কুষ্ঠরোগ হওয়া॥ তোর্ হাতত্ কুর্ দৈলে না, কার্ ন কইত্তি কিয়্‌লাই? [দেখ কুর্৩+হওয়া]।

কুর্‌হা=[পা]—বি. কুক্কুট॥ কুর্‌হাটা

যবে কর্‌। [দেখ কুর্‌কা]।

কুর্‌হৈল্‌=[রা]—বি. কুঠার॥ হাঁ জি, কুর্‌হৈল্‌টা দ্যাও না ও। [দেখ কুরোহিল্‌]।

কুর্‌হোল্‌=[রা]—বি. কুড়াল॥ মরার্‌ কুর্‌হোল্‌ নাই। [দেখ কুর্‌হৈল্‌]।

কুলক্‌=[নো]—বি. গরুর গাড়ির খিল॥

কুলন্‌জ=[য]—বি. শূলবেদনা॥ তার্‌ শক্‌তো কুলন্‌জের্‌ ব্যারাম্‌। [<কুলন্‌জ قولنج আঃ; তিব্বী ভেষজ শাস্ত্রে ব্যবহৃত]।

কুলা=[কুষ]—বি. বাড়ির পার্শ্বস্থ উর্বরা জমি॥ কুলায়্‌ খেতে তামুক্‌ বালা ঐসে।

২=[চা, ফ, রা, চট্ট]—বি. ধান ঘাস ছন পাটি ইত্যাদির ছোট ছোট আঁটি॥ দুই তিন্‌ কুলা গাস্‌ কাইট্যা গরুডারে দেও (ফ)।

৩=[য, ফ]—বি. মাটির মোটা বড় হাড়ি॥ কুলা ধরা গুর্‌।

৪=[চা]—বি. ক্ষেতে মই দিবার সময় যে দুইটি গরু মধ্যে থাকে॥ [দেখ কুইন্যা]।

৫=[য]—বিণ. কোলের পাত্র॥ মানুষ্‌টা তোর্‌ কুলা। [<কোল+আ প্র.]।

৬=[বা]—বি. গালি বিশেষ॥

৭=[বা]—বি. ময়দান॥ [খলা' خلا আঃ]।

৮=[পা]—বি. গাভীর পশ্চাদ্‌ভাগ॥ কুলা ভাইংগা গেসে, আইযৈ গাই বিয়োবে।

৯=[সি]—বি. ধান বিশেষ॥

কুলা উঠা=[রা]—ক্রি. পারা॥ একটু দেরি না করলে আমি কুলা উঠতে পারি না। [<কুলাইয়া(<কুলানো) +উঠা]।

কুলাকাঁটা=[রা]—বি. একপ্রকার কাঁটাযুক্ত ভেষজ গাছ॥

কুলা নামানো=[চা]—ক্রি. মানৎ কার্য সমাধা করা॥ পোলার্‌ মানতি কুলাডা নামাইতে ঐব।

২=[চা, ক]—ক্রি. বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া চাউল মাগা॥

কুলানো=[খু]—ক্রি. দেখানো॥ ও শর্‌ কুলায়্‌নে।

কুলাব্‌বর্‌=[য]—বি. হ্যাট, সাহেবী টুপি॥ [<কুলাহ্‌ كلاه ফা.+বর بر ফা.; অর্থ প্র. (মূল অর্থ টুপি বহন করে যে)]।

কুলাল্‌=[য]—বি. তীর॥ [<কূল+আচ প্র.]।

কুলি=[খু]—বি. কূল, পাড়॥ খালের্‌ কুলি। [<কূল+ই প্র.]।

২=[চা]—বি. একপ্রকার কালো পাখী (যাহার চোখ খুব লাল থাকে)॥ ডুবাইয়া চৌখ্‌গুলিরে কুলির্‌ চৌখের্‌ মতন্‌ লাল্‌ করসে। [দেখ কুলি৪]।

৩=[য]—বি. কুল, বরই॥ [<কুল<কোল সং+ই প্র.=কুল ফল কিংবা <কোলী=কুল গাছ]।

৪=[সি, চা]—বি. কোকিল॥ [<কইল <কোকিল]।

কুলি পিঠা=[খু]—বি. নারিকেল দিয়া তৈরী পিঠা বিশেষ॥

কুলিয়া=[সি]—বি. চুণ রাখার ছোট বাটি বিশেষ॥

কুলুক্‌=[সি]—বি. তালা॥ দুয়ার কুলুক্‌ দিসনি। [দেখ কুলুপ্‌]।

কুলুক্‌কুলু=[খু]—অব্য. ছোট শিশুদের এক প্রকার আনন্দ ধ্বনি॥ [ধ্বন্যা.=কল কল বা খল খল]।

কুলুখ্‌=[কুষ]—বি. খাঁজ॥ কুলুখ কাইট্যা যোড়া দেও।

কুলুব্‌=[খু, য]—বি. তালা॥ নাওডার শিয়েল্‌ কুলুব দিয়ে আটকাইযে থুইও (খু)। [<কুফল্‌ قفل আঃ; বর্ণ বিপর্যয়]।

২=[য]—বি. স্ক্রু॥ চাঁলে কুলুব লাগান্‌ দরকার্‌। [<ইস্‌ক্রু প< schroef ডাচ]।

কুলুবাল্‌=[বা]—বি. ছোট এক প্রকার পাখী॥

কুলো=[য]—বি. কুলা॥ কলে দিয়া চাঁইল্‌ যাবে। [কুলা, কুলো<কুল্য সং]।

২=[খু]—বি. চুলদানী॥ কুলোর্‌ চুল্‌ শর্‌ কুলাবে পেইসে। [দেখ কুইলা, কুলিয়া]।

কুলেহ্‌=[রা]—বি. শশক॥ কুলেহের্‌ মাংস বড় নরম্‌।

কুল্যা=[চট্ট]—বিণ. ধারের, বংশের, পরিবেশের॥ পাহাড়ের্‌ কুল্যা গরু দেখতে ভাল। [<কূল/কুল/ কোল +ইয়া প্র.]।

২=[পা]—বি. কুলা, শস্যাদি ঝাড়িবার পাত্র॥ কুল্যাডা দা ধান্‌ ঝাড়। [দেখ কুলো]।

৩=[কুষ]—বি. কলু, যে তৈল ভাজার ব্যবসা করে॥ [<কলু +ইয়া প্র.; তুঃ কোল্‌হু হিং]।

কুলৈ পিডা=[চা]—বি. এক প্রকার পিঠা॥

কুল্‌=[য]—বি. বাকল, গাছের ছাল॥ [<খোলা]।

২=[য, সি]—বি. কোল॥ কুলের সাওয়াল্‌। [<কোল<ক্রোড় সং]

কুল্‌কর্‌মা পড়ানো=[রা]—ক্রি. ধর্মমতে দীক্ষা দেওয়া॥ [<কুল قل+কল্‌মা كلمه আঃ+পড়ানো; অর্থ প্র.]।

কুল্‌কে=[খু, য]—বি. হুকার কলকি॥ [=কলকে]।

কুল্‌কে মাছ্‌=[ফ]—বি. চেংড়া মাছ॥

কুল্‌ ঠাবানি=[রা]—বি. কুলা॥

কুল্‌পিড্‌=[কুষ]—বি. কলা॥ কুল্‌পিডে মধু অয়্‌।

কুল্‌পিড্‌ কলা=[বং, ক]—বি. সবরী কলা॥ কুল্‌পিড্‌ কলা না খালি আর্‌ কি খাবুঁ (বং)?

কুলপি=[রা, য]—ক্রি. বিণ. ঠেকা, জিত॥ এবারের্‌ খেলায়্‌ সে কুল্‌পি খেলে দিল্‌। [দেখ কুল্‌পি৪; অর্থ প্র.]।

২=[য]—বিণ. যুক্ত॥ [দেখ কুলুপ +ই প্র.; অর্থ প্র.]।

কুল্‌গেশ=[খু]—বি. এক প্রকার শাক ॥

কুল্‌কত্=[সি]— বি. সন্দেহ ॥ আমার্ মনোর্ কুল্‌কত্ গেসে। [< কুল্‌কত্ کلفت আং ; অর্থ প্র.]।

কুল্‌কি=[য]—বি. বরফের চাকা ॥ কুল্‌কি খাইবানি ? [তুং কুল্‌ফী قلفی উর্দু]।

কুল্‌চ'া=[রা]—বিণ. হতভাগা ॥ কুল্‌চ'া পোলাডার্ পর্‌না খাইয়া কালায়। [<কুল+মজা=কুল মজাইয়াছে(য)]।

কুল্‌লডি=[কুম, নো]—বিণ. সবগুলি ॥ কুল্‌লডি যায্ এই বেলা খাইন্‌ন না। [<কুল্‌লটি<কুল کل আং +টি অব্য.]।

কুল্‌লয়া=[খু]—বি. ছেলেমেয়ে॥

কুল্‌লা=[সি]—বি. ঘূর্ণিবাত্যা ॥ ই কুল্‌লায় ঘর্ দুয়ার্ থাইখত না।

কুল্‌লাইল্=[কুম]—বিণ. পানি আটকাইবার জন্য অতিরিক্ত আলি ॥ একটা কুল্‌লাইল্ বাহন্‌দা পানি আটকাও। [<কোল+আইল(<আলি)]।

কুল্‌লা কুল্‌লি=[পা, ক]— বি. তুমুল ঝগড়া ॥ [কুল্‌লা<কলহ ; আধিক্যে দ্বিত ; ই প্র.]।

কুল্‌লি=[য]—বিণ. সমস্ত ॥ কুল্‌লি দুপ্‌টের্ খাকে খানের্ পাকুরি পাইয়া নিয়া যায়। [কুল্ کل আং]।

কুল্‌লু=[সি]—বি. উচ্চস্বরে ক্রন্দন, কোলাহল ॥ মরা বারিত্‌ কুল্‌লু পর্‌সেনিয়ে ? [<কুলান<কোলাহল]।

কুল্‌লু=[য]—অব্য. যাহোক ॥

কুল্‌লুডি=[কুম, নো]—বিণ. সবগুলি ॥ কুল্‌লুডি যায্ এইবেলা খাইন্‌ন না [দেখ কুল্‌লডি]।

কুল্‌লে=[য]—অব্য. কোনগুলি ॥ কুল্‌লে আন্‌লন্ ? [কোনলে<কুন অলে<কোনগুলি]।

কুল্‌লেটি=[সি]—বিণ. সবগুলি ॥ কুল্‌লেটি আর্ লন্‌টো ঐলা গেল্। [দেখ কুল্‌লডি]।

কুল্‌লেডা=[সি]—বিণ. সবকিছু ॥ [দেখ কুল্‌লুডি]।

[কুম]—ক্রি.বিণ. সবগুলি ॥ তুই আমার্ কুল্‌লেডি নিলছ্ কেরে ? [দেখ কুল্‌লেডি]।

কুল্‌শোডা=[কুম]—বি. লাঠি॥ আমার্ আম্ চাঁলাইবার্ কুল্‌শাডা কৈ ?

কুল্‌সি=[পা]—বি. এক প্রকার পিঠা ॥

কুল্‌সত্=[ক]—বি. দাগ কাটার যন্ত্র ॥

কুশন্‌ড=[রা]—বিণ. শয়তান ॥ কুশন্‌ড ছেলে। [<পাষণ্ড; লোকব্যুৎপত্তি ; অর্থ প্র.]।

কুশল্‌লা=[য]—বিণ. কুপরামর্শ ॥ কুশল্‌লা দিয়া বাইগুলিরে পির্‌থক্ করসে। [< কু+ শলা< সলা< সিলাহ্ صلاح আং]।

কুশা=[ম]—বি. আঁখ ॥ কুশা খাইবা ? [দেখ কুইশ্যাল্]।

কুশাইল্=[পা]—বিণ. মিঠা কথা ॥ তোর্ খালি মোহে কুশাইল্ কামে নাই। [<কুশল ; অর্থ প্র.]।

কুশাত্=[রা]—বিণ. দুর্লক্ষণ, বিঘ্ন ॥ মাছ্ মার্‌বা গেনু, কিন্তু শালা এযোন্ কুশাত্ কি এ্যাডা পুঁটিও পানু না। [দেখ কুশৈত্ লাগা]।

কুশাদা=[য]—বিণ. খোলা ॥ ঘর্‌গাডা বেশ্ কুশাদা। [<কুশাদহ্ کشاده ফা.]।

কুশানি=[খু]—বি. পুঁজ ॥ [<কশ (<কশ<কশায় সং)+আনি প্র.]।

কুশার্=[কুম]—বি. ইক্ষু ॥ [দেখ কুশৈর্]।

কুশার্=[সি]—বি. আখ, ইক্ষু ॥ [দেখ কুশৈর্]।

কুশি=[বা]—বি. চিচিঙ্গা তরকারী ॥

কুশি=[পা,ব,খু]—বি. নুতন পাতা বা ডাল ॥

কুশি আনাজ=[খু,ক]—বি. চিচিঙ্গা তরকারী ॥ [দেখ কুশি+আনাজ انَاج ফিং]।

কুশিয়ার=[ব]—বি. নিজিদের ঘর ॥

কুশিয়ারি=[বং]—ক্রি.বিণ. ক্রমানুযে ॥

কুশ্‌ড়ে=[খু,ব]—বিণ. কুচক্রী, দুষ্ট ॥ কুশ্‌ডে লোকের্ পাল্‌লায় পড়্‌সে। [<কুটে]।

কুশ্যর্=[ক]—বি. ইক্ষু ॥ [দেখ কুশৈর্]।

কুশ্যল্=[পা]—বি. ইক্ষু ॥ কুশ্যলের্ হালি কত ? [দেখ কুশৈর্]।

কুশে আনাজ্=[য]—বি. চিচিঙ্গা তরকারী ॥ [দেখ+কুশি আনাজ্]।

কুশ্যা=[পা]—বি. অণ্ডকোষের বিচি॥ [কোষ+ইয়া প্র.]।

কুশৈ=[ক]—বিণ. মূর্খ ॥ তোর্ মতন্ কুশৈ আর্ দেখি না।

কুশৈতা=[পা, ব, খু]—বি. অলক্ষুণে, অপয়া ॥ কোন্ কুশৈতার্ মুখ্ দেইখা বাইর্ ঐসি। [দেখ কুঅসাআত্+আ প্র.]।

কুশৈত্ লাগা=[সি]—বি. অশুভের স্পর্শ লাগা ॥ আইয্ কুশৈত্ লাগ্‌সে এ্যাক্‌টা মাছ্‌ও পাইলাম্ না। [দেখ কুশৈতা]।

কুশৈর্=[কুম,রং]—বি. আখ। বাবায় থাইক্যা একটা কুশৈর্ আইন্য (কুম)।

কুশৈল্=[পা]—বি. ইক্ষু ॥ [দেখ কুইশ্যাল্]।

কুশোর্=[কু]—বি. ইক্ষু ॥ [দেখ কুশৈর্]।

কুশোর্‌তোগ=[ব]—বি. জলাঞ্জলি ॥ মামলায় পড়ে বহু টাকা কুশোর্‌তোগ দিয়েসি। [<কসুর قصور আং+তোগ; অর্থ প্র.]।

কুশ্=[খু]—বিণ. খোঁড়া ॥ কুশ্ লোক্‌টা ভিক্‌খে চায়্। [কুশ<কুষ্ঠ]।

কুশ্‌টা করা=[রং]—ক্রি. দুর্নাম করা ॥ [<কুৎসা+করা ; বর্ণ বিপর্যয়]।

কুশ্‌টি=[রং]—বিণ. নোংরা ॥ কাপড় খান্ কুশ্‌টি হৈছে। [<কুষ্টি<কুষ্ঠ+ই ; অর্থ প্র.]

কুশ্‌টি তোলা=[পা]—ক্রি. দাঁত তোলা ॥ তোর চৌদ্দ পুরুষের্ কুশ্‌টি না তুলে সারম্ না। [<কুষ্টি<কোষ্ঠী +তোলা]।

কুশ্‌পারি=[রং]—ক্রি. বিণ. একাগ্র চিত্তে, একটানা ॥ ক্যানে তুঁই যোক কুশ্‌পারি গাইল্‌ পার্‌বার্‌ নাগাচিস্‌ ?

কুশ্‌রি=[ফ]—বি. ইক্ষু ॥ কুশ্‌রির্‌ গুড়্‌। [দেখ কুশৈর্‌]।

কুশ্‌লি=[রা, ব, পা]—বি. নারিকেলের পিঠে ॥ পিত্‌ থাক্‌তে কুশ্‌লি পিঠে বানাও।

কুশ্‌শি=[দি, রং]—বি. মুগুর, ঢেলা ॥

কুশাই=[ব]—বি. কুশাসন, পিড়া ॥ পুবের গয়ো কুশাই পাতা আসে। [< কুশাই < কুশাসন < কুশ+আসন]।

কুশি=[কুম]—বি. সোনার গহনা মাজিবার জন্য গরুর লেজের তৈরী ব্রাশ ॥ [দেখ কুচি৬]।

কুস্=[ব]—বি. চ্যাঁক ॥ টাহাড়া কুসে বাইম্‌দা রাহো। [কোঁচ]।

২=[ব]—বি. বাঁশের নয় শলাকা বিশিষ্ট মাছ ধরিবার যন্ত্র ॥ [< কোঁচ]।

কুস্‌তর্=[ব]—বি. কৃপা ॥ খোদার কুস্‌তরে বালা আসি।

কুস্‌তা=[কুম, দি]—ক্রি. বিণ. কিছু ॥ আমি কুস্‌তা বাদি না। [< কিছু+তা ; তুং কুছ হিং]।

কুস্‌লা=[রা, ব]—বি. মাছের পাকস্থলী ॥ বড় মাছের্‌ কুস্‌লা বড় মজা (রা)। [দেখ কুছলা]।

কুস্‌সা=[ব]—বি. কুৎসা ॥ মাইনুশের্‌ কুস্‌সা করা বালা না। [< কুৎসা]।

কুস্‌সা মারা=[চা]—ক্রি. মালকোঁচা আঁটা ॥ কুস্‌সা মাইরা কাম্‌ কর্‌। [দেখ কুচা+মারা]।

কুহ=[রং]—বি. মোহ, ঘোর ॥ মুই কুহত্‌ পড়িয়েঁ। [< কুহক < কুহক]।

কুহরা=[চা]—বি. ভান ॥ বেশি কুহরা করিস্‌ না।

কুহরে=[ক]—বি. মোরগ মুরগী ॥ [দেখ কুক্‌রা]।

কুহা=[ক]—বিণ. এক প্রকার প্যেঁচো বা বাঁধন ॥ কুহা প্যেঁচো বান্‌লে শহযে খোলা যায়।

কুহানো=[ব]—ক্রি. যন্ত্রণায় কাতরানো ॥ [< ককানো]।

কুহারা=[ব]—বি. বিলাপ, হা হুতাশ ॥ মরা পোলার্‌ লাইগা মায়্‌ কুহারা কর্‌তাসে।

কুহা লাগানো=[ক]—ক্রি. বিপদে ফেলা ॥ তুমি পার্‌লে কুহা লাগাইও।

কুহি=[ক, বা]—বি. ছোট মেয়ে ॥ তার্‌ কুহিডা খুব সুন্দর্‌। [< খুহি < খুকি]।

কুহিলা=[বা, ক, খু]—বি. কোকিল ॥ ফাল্‌গুন্‌ মাশে কুহিলায়্‌ ডাহে। [< [< কুইলা < কোকিল+আ প্র.]।

কুহিলার্‌ চ'ক্=[খু]—বি. অতি মাত্রার লাল চক্ষু ॥ [দেখ কুহিলা+র (সম্বন্ধে)+চউখ—(< চক্ষু)]।

কুহুরা=[রং]—বিণ. কপট ॥ ব্যাটা এক্‌জন্‌ কুহুরা। [দেখ কুহরা]।

২=[রং]—বি. ঢং, মিথ্যা, ভান ॥ অচ্‌টর্‌ কিছু না, কামের্‌ ডরে কুহুরা কর্‌ছে। [দেখ কুহরা]।

৩=[রা]—বি. আহ্লাদ ॥ অত কুহুরা ভালো লাগে না।

কুহুর্=[খু]—বি. কুকুর ॥ [< কুহুর < কুকুর]।

কুহুর্‌ কুহুর্=[চা]—অব্য., ক্রি. বিণ. খুক্‌খুক্‌ ॥ তামাক্‌ খাও আর্‌ কেন্‌ কুহুর্‌ কুহুর্‌ কাশো। [ধ্বন্যা.]।

কুহুলি=[দি]—বি. কোকিল ॥ [< কুইলি < কোকিল+প্র.]।

কুহোইর্=[ফ]—বি. কুয়া ॥ কুহোইরের্‌ পানি খারাপ্‌ অইয়া গেসে। [< কুয়োর < কুয়া+র]।

কুহ্=[ব]—বি. কুয়াশা ॥ [< দেখ কুয়া]।

কুহ্‌ড়া=[পা]—বি. মোরগ মুরগী ॥ [দেখ কুহরে]।

কুহ্‌ড়ো=[ব]—বি. কুক্কুট ॥ কুহড়োডা বর্‌ ॥ [দেখ কুহড়া]।

কে

কেঅন্=[চট্ট]—ক্রি. বিণ. কেমন ॥ তুই কেঅন্‌ 'কৈল্‌লে। [< কেমন]।

কেঅয়্=[চট্ট]—সর্ব. কেহই ॥ দুন্‌-দাইত্‌ তার্‌ কেঅয়্‌ ন আসে। [< কেহুই]।

কেআয়্=[চট্ট]—সর্ব. কেহই ॥ 'খাই-বার্‌ শময়্‌ বার ভাই, পোয়া দৈত কেআয়্‌ নাই'—প্রবাদ। [দেখ কেঅয়্‌]।

কেআর্=[চট্ট]—সর্ব. কাহার ॥ [< কাহার]।

কেইংড়া=[চা]—বিণ. শীর্ণ, ক্ষীণ ॥ সেরাডা বহর্‌ কেইংড়া।

কেই করা=[খু]—ক্রি. জেদ করা ॥

কেইচা=[রং]—বি. ক্রিমি ॥ ছেলেটার্‌ পেট্‌ ভরা কেইচা। [কেঁচো < কেঁচুআ < কিঞ্চুলুক সং ; অর্থ প্র.; তুং কেইসা (ব)]।

কেইচ্‌ক্যা=[রং]—বি. কিঙে পাখী ॥ কেইচ্‌ক্যা মাথাত্‌ ঠোকর্‌ মারে। [< কিঙে ; তুং কেচ্‌চুঁয়া (ব)]।

কেইট্যা=[কুম]—বিণ. দুর্বল, কৃশ ॥ কেইট্যা মানুশ্‌। [< খাট]।

কেইট্‌টা=[চা]—বিণ. খাটো, ছোট ॥ তর্‌ বাই এক্‌কেলে কেইট্‌টা। [দেখ কেইট্যা]।

কেইট্‌টা আলা=[চা]—ক্রি. রোগে ভুগিতে ভুগিতে ছোট হইয়া থাকা, বর্দ্ধিত না হওয়া ॥ ভুইবে এক্‌কেলে কেইট্‌টা লাইগ্যা রৈসি। [দেখ কেইট্যা, কেইট্‌টা]।

কেঁইড়্‌তা=[বা]—বি. কুকুর ॥

কেইনা=[পা]—বি. প্রতিহিংসা ॥ কারো পর্‌তি কেইনা রাখা মহাপাপ্‌। [<কীনহ্‌ کینہ ফা.]।

কেইন্যা=[পা]—বি. ধান গাছের গোড়া হইতে গজানো চারা ॥

কেইন্‌ন্যা=[বা]—বি. ক্রিমি ॥ পেটে কেইন্‌ন্যা হচে'। [<কেন্না বা কেন্নো ; ভিন্ন অর্থে]।

কেইয়া=[খু]—বিণ. কৃপণ॥ অ ত বড় কেইয়া। [<কাঁইয়া (প্রসিদ্ধ অবাঙালী ব্যবসায়ী সম্প্রদায়) ; অর্থ প্র.]।

কেইয়াবালা=[নো]—বি. কাঁদিরছড়া॥

কেইয়ুর্‌=[কুম]—বি. ফল বিশেষের আঁটি ॥ সেলেরা কেইয়ুর্‌ খায়্‌ ।

কেইরে=[খু]—বি. উড়িষ্যাবাসী ॥ [দেখ কেইয়া]।

কেইর্‌কা=[ম]—বিণ. শীর্ণ ॥

কেইল্যা=[পা]—বি. কীট বিশেষ ॥ [দেখ কেইন্‌ন্যা]।

কেইল্যানি=[চা]—ক্রি. বি. আলু ক্ষেতের সারিতে মাটি উঠান ॥ আমার্‌ খেতের্‌ দুইডা কেইল্‌ কেইল্যানির্‌ বাকি রৈসে। [কেলানি<কেলান ; খিলানা হিং(প্রস্ফুটিত করা)]।

কেইল্‌=[কুম,ম, চা]—বি. শস্যের চারা রোপণ করিবার সারি ॥ আগে কেইল্‌ কাইট্টা তার্‌পরে তামুকের্‌ চা'রা লাগাও।

কেইল্‌লা=[পা]—বি. এক প্রকার পোকা ॥ কেইল্‌লা পোকা কানো বাইতো পারে। [দেখ কেইন্‌ন্যা]।

কেইশুর্‌=[রং]—বি. শাকআলু॥ [<কেশুর<কশেরু সং]।

কেইস্‌=[নো, কুমি]—বি. আগাছা ॥ কেইস্‌ ধানের্‌ বড় দুশ্‌মন্‌।

কেইস্‌সা=[নো, কুম]—বি. আগাছা বিশেষ ॥ [দেখ কেইস্‌]।

কেইস্‌সার্‌বার্‌=[নো]—বি. কার্তিক মাসের বৃষ্টি॥ কেইস্‌সার্‌ বারে মাডিডুন্‌ কেস্‌সা উডি বরি গেইসে।

কেই হোকা্‌=[সি]—বি.পোকাবিশেষ॥ কেইহোকায়্‌ বালায়্‌ শোয়া যায়্‌ না। [কেই (পোকা বিশেষ)+পোক্‌<পোকা]।

কেউ কেউ করা=[ম]—ক্রি. যন্ত্রণায় ছট্‌ফট্‌ করা ॥ কুশ্‌ট রোগিটা কেউ কেউ কর্‌সে। [কেঁউ কেঁউ (অনু.)+করা]।

কেউগা=[ক]—সর্ব. কোন্‌ লোক ॥ কেউগা যায়্‌রে ?[<কে+গা=কেগা]।

কেউগায়্‌=[চা]—সর্ব. কে॥ কেউগায়্‌ আইসিল্‌ ? [দেখ কেউগা]।

কেউগ্যায়্‌=[কুম]—সর্ব. কোন্‌ ব্যক্তি॥ কেউগ্যায়্‌ আইসে ? [দেখ কেউগায়্‌]।

কেউচ'চ'া=[কুম]—বি. কেঁচো ॥ মাডির তলে থাইক্যা এক্‌টা কেউচ্‌'চ'া উঠ্‌সে। [দেখ কেইচা]।

কেউটে ফেনা=[খু, ম]—বি. জলজ উদ্ভিদ বিশেষ ॥ [কেউটে (সাপ)+ফণা (=সাপের ফণার মত বাঁকা)]।

কেউড়া কেউড়ি=[রং]—বি. কাড়াকাড়ি ॥ জমি নিয়া কেউড়াকেউড়ি লাগ্‌ছে। [<কাড়াকাড়ি]।

কেউড়ি=[খু]—বি. বাধা, বিপত্তি ॥ এই কামে বহুত্‌ কেউড়ি আছে। [<কপাটি<কপাট+ই ; অর্থ প্র.]।

কেউড়ি লাগা=[খু]=ক্রি. হাত পা আড়ষ্ট হওয়া, শীতে হাত পায়ে খিল ধরা ॥ [দেখ কেউড়ি]

কেউত্‌=[সি]—বি. প্রভাব ॥ [<কুওত্‌ قوت আ:]।

কেউত্‌তা শিং=[ল]—বি. ছোট শিং মাছ ॥ বিলের্‌ পুত্তইরে খালি কেউত্‌তা শিং। [<কিহ্‌তর کہتر ফা+শিং<শিঙ্গি<শৃঙ্গী সং]।

কেউনা=[ম]—বি. তিন ইঞ্চি লম্বা পোকা বিশেষ ॥ [দেখ কেইন্‌ন্যা]।

২=[ম]—সর্ব. কাহারও ॥ [কেউ<কেহ=কাহার+না]।

কেউন্‌দ=[সি]—বি. ছোট গাব ফল বিশেষ (যাহা দ্বারা জালে প্রলেপ দেওয়া হয়) ॥

কেউম্‌মা=[ম]—বি. ঘরের খামে খাঁজ কাটবার যন্ত্র বিশেষ ॥

২=[চা]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

কেউবান্‌=[ম]—সর্ব. কেহ বা ॥ কেউবান্‌ খাইয়া মরে আর্‌ কেউবান্‌ না খাইয়া। [<কেহবা]।

কেউব্‌রা=[বা]—বি. দড়ির প্যাঁচ।

কেউ মেউ=[চট্ট]—বি. অব্য. হাউমাউ ॥ [অনু. ; কেঁউমেউ]।

২=[পা] —অব্য. কিল্‌বিল্‌ ॥ [পূর্বে দেখ]।

কেউয়র্‌=[সি]—বি. দরজা ॥ [<কেবাড় হিং ; কবাট সং]।

কেউয়া=[সি]—বিণ. কচি, অপরিণত ॥ কেউয়া আম্‌।

কেউয়ার্‌=[কুম]—বি. দরজার পাট॥ কেউয়ার্‌ডা লাগাইয়া দে। [দেখ কেউয়র্‌]।

কেউরা=[ম]—বি. আমন ধান বিশেষ ॥

কেউরির্‌=[সি]—সর্ব. কাহারও ॥ কেউরির্‌ বারিত্‌ আমি যাই না। [<কাহারও ; কেউ<কেহ]।

কেউরুর্‌=[কুম]—সর্ব. কাহারো ॥ আম্‌রা কেউরুর্‌ ক্ষতি চা'ই না। [দেখ কেউরির্‌]।

কেউর্‌=[চট্ট]—বি. হোগলা জাতীয় জলজ গাছের গোড়ায় উৎপন্ন কেশের ন্যায় ছড়া ॥ [< কেশর ; কেশের মত বলিয়া]।

কেউর্‌তাল্‌=[বা]—বি. গণ্ডগোল॥ সেম্‌রা এক্‌টা কেউর্‌তাল্‌ বাধাইসে।

কেউলি=[পা]—সর্ব. কেইবা, কেহই॥ ওহান্‌ডায়্‌ কেউলি যায়্‌ নাই। [<কেহই ; কেউ<কেহ+লি=ই]।

কেউস্‌সা=[চা]—বি. এক প্রকার পাখী, পেঁচা ॥

কেঐর্‌ডে=[চা]—ক্রি. বিণ. কাহারো নিকট ॥ এ্যাই কতাডা কেঐর্‌ডে কৈস্‌ না। [<কাহার+ঠাঁই]।

কেওক্‌ড়া =[ফ]—বি. এক প্রকার ওষধি ॥ কেউকড়া দিয়া অষুদ্‌ বানায়্‌।

কেওট্‌=[রা] —বিণ. খারাপ ॥ লোক্‌টা খুব্‌ কেওট্‌ । [<কেবট্ট প্রাং. <কৈবর্ত সং ; কেবট হিং ; অর্থ প্র.] ।

কেওড়া=[ক]—বি. গিঁঠ, এলোমেলো অবস্থা ॥ দড়িডা কেউড়া লাইগ্যা গেছেগা । [<কেবাড়<কপাট ; অর্থ প্র.] ।

২=[রা]—বি. বেষ্টনী ॥ [<পূর্বে দেখ]।

কেওড়া গাস্‌=[খু, য]—বি. বৃক্ষ বিশেষ ॥ [<কেওড়া গাছ] ।

কেওড়ি দেওয়া=[পা]—ক্রি. ঠ্যাং দিয়া ঠ্যাং চাপিয়া ধরা ॥ [কেবাড়ি< কপাটি<কপাট+ই ; অর্থ প্র.] ।

কেও মেও=[কুম]—বি. কোলাহল, গোলমাল ॥ পোলাপানের্‌ কেওমেও । [অনু. ; কেঁউমেউ] ।

কেওয়া=[রা]—বি. খয়েরের শ্রেণী বিশেষ ॥ [<কেয়া<কেতক সং= কেয়া ফুলের গন্ধ বিশিষ্ট খয়ের] ।

২=[ম]—বি. আনারস বা কেয়া ফল ॥ আইয্‌ বাযারে বহুত্‌ কেওয়া উঠ্‌সে ।

৩=[ব]—বি. মইয়ের দড়ি বা খিল ॥ [<কোহ<কোষ] ।

কেওয়াট্‌=[খু]—বি. কপাট ॥ [দেখ কেউয়র্‌] ।

কেওয়া দেওয়া=[ম]—ক্রি. (যাহাতে কেউ ধরিতে না পারে তজ্জন্য) সর্পিল গতিতে আঁকিয়া বাঁকিয়া দৌড়ানো ॥

কেও্‌য়া লাগা=[সি]—ক্রি. দুইটা বস্তু আড়াআড়ি ভাবে এক সঙ্গে লাগিয়া যাওয়া ॥ [দেখ কেউড়া+ লাগা] ।

কেওয়ালি=[ম]—বি. মাঝি, গুদারা-ওয়ালা ॥ গাটের্‌ কেওয়ালি । [< খেয়া+আলি প্র.] ।

কেওয়া=[কুম,চা]—বি. মটরশুটি ॥

২=[খু]—বি. টক শাক বিশেষ ॥ কেওয়ার বোল্‌ আর্‌ চিংড়ি মাস্‌ চ'মত্‌-কার্‌ ।

৩=[চা,সি]—বি. গিঁঠ, এলোমেলো ভাব, দইটি জিনিসের প্যাঁচ ॥ [দেখ কেউড়া] ।

কেওয়া কেওরি=[সি]—বি. জড়া-জড়ি, এলোমেলো ভাব ॥

কেওরা গাস্‌=[চা]—বি. এক প্রকার কাঁটাযুক্ত গাছ ॥ [দেখ কেউড়া গাস্‌] ।

কেওর্‌=[ক]—বিণ. হীন ॥ কেওর্‌ লোক্‌ । [দেখ কেওট্‌] ।

কেওলা=[সি]—বি. কমলা ॥ কেওলার্‌ রশ্‌ । [কঁঅলা<কমলা] ।

কেও্‌লা কেওলি=[সি]—বি. হুড়া-হুড়ি ॥ [<কোলাকুলি] ।

কেওলি=[খু]—ক্রি.বিণ. কেবলমাত্র ॥ এইত কেউলি বাড়ি এশেসি [< কেবলি] ।

কেওলি কেওলি করা=[সি]—ক্রি. (পানির) কল্‌ কল্‌ করা ॥ [তুং কল্‌ কল্‌ করা] ।

কেংকা=[রা]—ক্রি.বিণ. কি রকম ॥ [<কেমন+কা ; তুং ঐংকা< অমন কা] ।

কেংকাতি=[দি]—বিণ. কেমন ॥ কেংকাতি লোক্‌ তুমি হে ? [দেখ কেংকা+তি=টি] ।

কেংগা=[ব]—ক্রি.বিণ. কেমন করিয়া।

কেঁ'অরা=[চট্ট]—বি. কাঁকড়া ॥ [< কাঁকড়া<কর্কট সং] ।

কেঁ'ইক্‌কা=[নো]—ক্রি. বিণ. কি রকম, কিরূপ ॥ মাইয়াটা কেঁইক্‌কা কথা কয় । [দেখ কেংকা] ।

কেঁ'ইচ'্যা=[চট্ট]—বি. উলুজাতীয় বড় গুল্ম, কাশ ॥ কেঁইচ'্যা দি গরিব্‌ মানুশে ঘর্‌ সার্‌ । [<কাশ=কশার ; তুং কাইশ্যা (ম)] ।

কেঁ'ইর্‌=[চট্ট]—বি হোগলা জাতীয় জলজ গাছের গোড়ায় উৎপন্ন কেশের ন্যায় ছড়া ॥ [দেখ কেউর্‌] ।

কেঁ'ইল্‌=[চট্ট]—বি. কোমর, কাঁখ ॥ কেঁইলত্‌ পোয়া লৈ হাড্‌। [দেখ কাঁ-আইল্‌] ।

কেঁ'উর্‌=[চট্ট]—বি. ফল বিশেষ ॥ [দেখ কেইউর্‌] ।

কেঁ'ঐল্‌=[চট্ট]—বি. কাঁকাল ॥ [<কাঁকাল<কক্ষ সং+আল প্র.] ।

কেঁ'চ'র্‌=[ম]—বি. ছোট কাঁঠাল ॥ [<ইঁচড় শব্দের সাদৃশ্যে] ।

কেঁ'চ'া=[চট্ট]—বিণ. কাঁচা ॥ [< কাঁচা ; তুং কচ্চা হিং] ।

২=[খু]—বি. বাঁশের তৈরী বেড়া ॥

কেঁ'চুয়া=[রং]—বি. ক্রিমি ॥ [দেখ কেইচা] ।

কেঁ'জাল্‌=[রা]—বি. খোড় ॥ [< কিঞ্জল সং] ।

কেঁ'ঝলি=[কু]—বিণ. কৃশ ॥ কেঁঝলি মিওল্‌ মাস্‌ ।

কেঁ'ঝালন্‌=[নো]—ক্রি. ত্যক্ত করা ॥ বেশি কেঝালাইস্‌ না । [খিজ্‌লানা হিং] ।

কেঁ'ডা=[চট্ট]—বি.কাঁটা, শত্রু, উন্নতি বা সুখের বিঘ্ন ॥ হতিন্‌ বড় কেঁডা । [<কাঁটা <কণ্টক]।

কেঁ'ডা ইচ'া=[চট্ট]—বি. গলদা চিংড়ি ॥ [দেখ কেঁডা+ইচা=চিংড়ি] ।

কেঁ'ডি=[নো]—বিণ. খিট্‌খিটে, চিমটা ॥ বুড়ি কেঁডি ঐ গেসে ।

কেঁ'ড়া=[চট্ট]—বি. কাঁকড়া ॥ কেঁড়া ঠ্যাঙ্‌ দি চি'প্‌ দেয়্‌ । [দেখ কেঁঅরা] ।

২=[নো]—বি. ধান বিশেষ (যাহা কাত্তিক মাসে পাকে) ॥

কেঁ'ড়ো=[কু]—বি. তৈল রাখার মৃৎ পাত্র ॥ তেলের্‌ কেঁড়ো । [=কেঁড়ে <কুণ্ড সং] ।

কেঁ'তাড়ি=[কু]—বি. কাটা ধানের গোড়ায় অঙ্কুর গজাইয়া উৎপন্ন ধান ॥

কেঁ'ত্‌কানো=[চট্ট]—ক্রি. পাখী প্রভৃ-তির গলায় খাদ্য আট্‌কাইয়া শব্দ হওয়া ॥ গলায় কুঁড়া বাধি কুড়াইয়া কেঁত্‌কায়্‌ ।

কেঁ'ত্‌রা=[নো]—বিণ. খারাপ ॥ [<কিহ্‌তর্‌ كهتر ফা. কিংবা< কাতরা ; অর্থ প্র.] ।

কেঁ'থা=[দি]—বি. কাঁথা ॥ [<কাঁথা <কন্থা সং] ।

কেঁ'দা=[চট্ট]—বি. চিচিংগা ॥

কেঁ'ন্‌=[চট্ট]—বিণ. কেমন, কিরূপ ॥ তুই কেঁন্‌ পোয়া একবার্‌ চাঁইবার্‌ [< কেমন] ।

কেঁরত্=[চট্ট]—অব্য. কোনখানে॥ ইঁরত্ কেঁরত্ রাইখ্যাশ্। [<কোথা<কুত্র সং+ত্ অধিকরণে]।

কেঁরা=[চট্ট]—বি. একপ্রকার কাঁটাযুক্ত ছোট গাছ॥ [<কেয়া<কেতক, কেতকী]।

কেঁরারা=[চট্ট]—বি. কাঁকড়া॥ দুইরার্ চ'রত্ লাল্ কেঁরারা আসে। [দেখ কেড়া]।

কেঁরাড়ুই=[চট্ট]—বি. কাঁচা মরিচ॥

কেঁরা ফুল=[চট্ট]—বি. কেতকী ফুল॥ [দেখ কেঁরা+ফুল]।

কেঁরাল্‌লিশ্=[চট্ট]—বি. কৃকলাস, বহুরূপী সরীসৃপ বিশেষ॥ [<কাকলাস<কৃকলাস সং]।

কেঁরিল্=[চট্ট]—বি. কোমর, মাজা॥ [দেখ কাঁআইল্]।

কেঁরারান্=[চট্ট]—ক্রি. বেদনায় বা রোগে গোংগানো॥ রোগি অনে হ্‌খন্ কেঁরারাই অহন্ ঘুম্ গেইয়ে। [অনু.]।

কেঁরা=[চট্ট]—বি. কাঁকড়া॥ [দেখ কেঁড়া]।

কেঁল্‌ল্যা=[রা]—বি. শতপদী পোকা, কোন্নাই॥ [দেখ কেইল্‌লা]।

কেঁশ্‌টি=[রা]—বিণ. অপ্রসন্ন॥ [<ক্লিষ্ট]।

কেঁস্‌তা=[রা]—বি.কেঁচো॥ কেঁস্‌তা দিয়ে মাস্ ধরে। [দেখ কেইচা]।

কেকানো=[খু]—ক্রি. চিৎকার করা॥ এই মেয়ে কেকান্নে বল্‌সি। [<কঁকানো; ধ্বন্যা.]।

কেক্ করা=[সি]—ক্রি. গর্জন করা॥ কেক্ করি উঠ কিতা? [ধ্বন্যা.]।

কেক্‌কুইর্=[কুম]—সর্ব. কাহারো॥ কেক্‌কুইর্ কথা হুনিস্ না। [<কেহ+র]।

কেক্‌কেরাইয়া উডা=[চা]—ক্রি. শব্দ করিয়া উঠা॥ পোলাডা আসার্ খাইয়া কেক্‌কেরাইয়া উঠ্‌সে। [<ধ্বন্যা.]।

কেক্‌ড়া=[রং]—বিণ. কৃপণ॥ মান্‌শিটা খুব কেক্‌ড়া॥ [<কাঁকড়া<কর্কট; অর্থ প্র.]।

কেক্‌ড়া কেক্‌ড়া=[ম[—বিণ. আঁকা বাঁকা॥ [অনু.]।

কেক্‌রন্=[ম]—বি. আঁচড়॥

কেক্‌রা=[কুম]—বি. কাঁকড়া॥ হিয়াল্ কেক্‌রা খায়। [<কাঁকড়া]।

কেগা=[নো]—সর্ব. কে॥ কেগা আইসে? [কে+গা; তু কেডা(ম)]।

কেগা মেগা=[সি]—বি. ছটফট করণ॥ [অনু.]

কেগা$_4$=[সি]—সর্ব. কে॥ [<কেগো; তুং কেগা]।

কেগো=[খু]—বি. কাক॥ ধান্ যে কেগোয়ে খেয়ে গেল্। [=কাগ<কাক]।

কেগ্=[সি]—বি. বিস্কুট॥ [<কেক্ cake ইং]।

কেগ্‌লা=[সি]—বিণ. সামান্য খোলা বা ফাঁক॥ দুয়ার্‌ডা কেগ্‌লা কেরে?

কেগ্‌লানো=[সি]—ক্রি. মুচকি হাসা (ব্যঙ্গার্থে)॥ অত কেগ্‌লাও কিতায়্?

কেচ'র্=[চা]—বিণ. দুষ্ট, চালাক, শয়তান॥ এই পোলাডা বর কেচ'র্। [<খেচর; অর্থ প্র.]।

কেচ'র্ মেচ'র্=[সি]—অব্য. কিচির মিচির॥ কেচ'র্ মেচ'র্ কৈরা কিতা কও বুঝি না। [তুং কিচির মিচির; অনু.]।

২=[চট্ট]—বিণ. অপরিষ্কার, অপরিচ্ছন্ন॥ [<কাঁচড় হিং+মেচর অনু:]।

কেচ'া=[ম]—বি. ঘুষি, কিল॥

২=[ম]—বি. চাপ, ধমা॥ অতো কেচ'া লাগ্‌সে।

৩=[ক]—বি. ছেঁচা মুলিবাঁশ॥ কেচ'ার্ বেরা পোক্‌তো অয়্॥ [দেখ কেঁচা$_1$]।

৪=[রং]—বি. পেঁচা॥ [পেঁচা<পেচক]।

কেচ'া কেচ'া=[চা]—ক্রি. বিণ. ছিন্ন-বিচ্ছিন্ন॥ বাশ্‌টা কোবাইয়া কেচ'া কেচ'া কর্‌সে।

কেচ'ানো=[চা, সি]—ক্রি. কাঁটা দিয়া ঘন ঘন আঘাত করা, খেঁচানো॥

২=[কুম]—ক্রি. মিহি করিয়া কাটা॥ আম্‌ডা কেচ'াই বর্‌তা বানাও।

কেচ'াল্=[ব]—বি. গণ্ডগোল॥ অত কেচ'াল্ কৈর না। [<কচাল]।

কেচি'=[সি]—বি. বেতের কাজ করিবার সময় দাও রাখিবার বাঁশ বা কাঠ॥

২=[কুম]—বি. কাঁচি॥ কেচি' দিয়া কাপর্ কাটে। [<কাঁচি<কইচী تُرکی; তুং; কেন্‌চী হিং]।

৩=[চা]—বি. দুইটি বাঁশ দিয়া নির্মিত এক প্রকার বেড়ি॥ কেচি' দিয়া ডেগ্‌ডা নামাও। [পুর্বে দেখ]।

কেচি'কাটা=[চট্ট]—বি. খেলা বিশেষ॥

কেচি'গন্‌ডগোল্=[চট্ট]—বি. গোলমাল॥ [কেচি (?)+গণ্ডগোল]।

কেচি'মেচি'=[ম]—বি. আপত্তিকর হাবভাব॥ [<কাঁচুমাচু[।

কেচু'ইর্=[কুম]—বি. এক প্রকার আগাছা॥ দান্ বর ঐলে কেচু'ইর্ মৈরা যায়্।

কেচু'য়া=[সি]—বি. ক্রিমি॥ কেচু'-যায় বর্‌তি তার্ পেট্। [দেখ কেইচা, কেঁচুয়া]।

কেচু'র্=[ম]—বি. পানা॥ [<কচুরি=কচুরি পানা]।

কেচে'্যা=[চট্ট]—বি. কেঁচো॥ কেচে'্যাদ্দি বর্‌কি বাইবার্। [দেখ কেচু'য়া]।

কেচে'্যাইর্=[সি]—বি. এক প্রকার জলজ উদ্ভিদ্॥

কেচ্'=[ক]—বি. পাখী বিশেষ॥

কেচ্'কি=[সি, চা, কুম]—বি. এক জাতীয় ছোট মাছ॥

২=[কা]—বি. আড়াআড়ি করিয়া বাঁধা বাঁশ বা খুঁটি॥ শাকোর্ কেচ্'কি বাইংগা গেসে।

৩=[কা]—বি. আড়াআড়ি প্যাঁচ॥ কেচ্'কি দিয়া ধর্।

কেচ্'কি দেওয়া=[চা]—ক্রি. দুই পায়ের চাপে ফেলা॥ কাপাটি খেলায় কেচ্'কি দেয়্। [দেখ কেচ্'কি$_3$+দেওয়া]।

কেচ্‌'কোঁচ'=[সি]—বি. অনর্থক চিৎকার ॥ [অনু.]।

কেচ্‌'কোঁচ' ফেচ্‌'ফোঁচ'=[চা]—বি. বাজে ঝামেলা, অহেতুক বাক্যালাপ ॥ তগ কেচ্‌'কেচি' ফেচ্‌'ফেচি' আর্‌ বাল লাগে না। [দেখ কেচ্‌'কেচি']।

কেচ্‌'কোঁচি'য়া=[ম]—বি. পাখী বিশেষ ॥

কেচ্‌'কেচ্যা=[ম]—বি. এক প্রকার ছোট পাখী ॥

কেচ্‌'কেচ্‌'=[সি]—বি. চেচামেচি ॥ এত কেচ্‌'কেচ্‌' কর কেন্‌? [অনু.]।

কেচ্‌'চ'া=[নো]—বি. কেঁচো ॥ [দেখ কেচে'্যা]।

কেচ্‌'ত্যা=[পা]—বি. গাছ বিশেষ ॥

কেচ্‌'মা=[সি]—বিণ. কচি, ছোট ॥ কেচ্‌'মা আম্‌।

২=[কুম]—বিণ. যাহা সিদ্ধ হয় না ॥ কেচ্‌'রা আলু।

৩=[ম,কুম,চা]—বিণ. ইঁচড়ে পাকা ॥

কেচ্‌'লা=[চা]—বি. এক প্রকার ছোট গাছ ॥

কেযা=[সি]—বি. চাপ ॥ কেযা দে নাও বাইর্‌ ঐয়া যাইবো।

কেযাই=[ম]—বি. ইক্ষু জাতীয় ঘাস ॥ চ'রে অনেক্‌ কেযাই অয়্‌।

কেযা দেওয়া=[সি]—ক্রি. চাপ বা ঠেলা দেওয়া ॥ ডাইনে কেযা দে নাও বাইর্‌ ঐয়া যাইবো। [দেখ কেযা + দেওয়া]।

কেযান্‌=[খু]—অব্য. জানি না, বলিতে পারি না ॥ শে কনে গেসে কেযান্‌। [কে জানে]।

কেম্‌ড়ল্‌=[ব]—বি. চক্ষুর কোণে সঞ্চিত ময়লা ॥ [<কীচড় হিং]।

কেটা=[সি,রং]—সর্ব. কে ॥ কেটা কথা কয়রে? [কে+টা তুচ্ছার্থে; তুং কেগা]।

কেটি=[সি]—বি. গুলাল ॥ 'কেটি যার্‌ পাখি তার্‌'—প্রবাদ।

২=[খু]—বি. স্ত্রী কুকুর ॥

কেটের্‌ মেটের্‌=[রং]—অব্য. গোলমাল, কটর মটর ॥ [অনু.]।

কেট্‌কুটি=[সি]—বি. ভর্ৎসনা ॥

কেট্‌কেটানো=[চা]—ক্রি. গোলমাল করা, অতিরিক্ত কথা বলা ॥ বেশি কেট্‌কেটানো ভালা না। [অনু.]।

২=[রং]—ক্রি. বিরক্ত করা ॥ কেট্‌কেটাইয়া খাইত। [পূর্বে দেখ]।

কেট্‌কেট্‌=[সি]—বি. বকাবকি, বার বার এক কথা বলা ॥ বুড়া বেটি হারাদিন্‌ কেট্‌কেট্‌ করে। [অনু.]।

কেট্‌রা=[চট্ট]—বি. পেয়ালা ॥ এক কেট্‌রা ডাইল্‌। [<কটৌরা হিং]।

কেঠো বাতাশ্‌=[কু]—বি. বৃষ্টিহীন প্রবল ঠাণ্ডা বায়ু ॥ কেঠো বাতাশ্‌ ভালা না। [<কাঠ(=শুষ্ক)+উয়া প্র.+বাতাস]।

কেডর্‌ কেডর্‌=[চট্ট]—অব্য. বিরক্তিকর শব্দ ॥ [দেখ কেটের্‌ মেটের্‌]।

কেডা=[চট্ট]—বি. কাঁটা ॥ গলাত্‌ মাসর্‌ কেডা বিন্‌দিয়ে। [দেখ কেঁড়া]।

২=[চা]—সর্ব. কে ॥ কেডারে কথা কয়্‌? [<কে+ডা=টা তুচ্ছার্থে]।

কেডায়্‌=[কুম]—সর্ব কে ॥ এইহানে কেডায়্‌রে? [দেখ কেডা, +য়(অতিরিক্ত)]।

কেডাল্‌=[খু,য]—বি. মাড়াইবার সময় যে বংশদণ্ড দিয়া ধান নাড়া হয় ॥

কেঁডি=[কুম, ম, বা]—বিণ. দুর্বল, নিকৃষ্ট, খিটখিটে ॥ গরুডা নর কেডি।

২=[বা]—বি. মাদি কুকুর ॥

৩=[চট্ট]—বিণ. ছোট, ক্ষুদ্র ॥ কেডি কুত্তা।

৪=[চা]—বি. বাহাদুর, ফাজিল ॥ দুরু কেডির্‌ গরের্‌ কেডি।

৫=[চা]—বি. মিতালি, বন্ধুত্ব ॥

কেডিবালাম্‌=[চট্ট]—বি. ছোট নৌকা বিশেষ ॥

কেডো=[পা]—সর্ব. কে ॥ ওহানে কেডো। [কে+ডো=ডা=টা]।

কেড়া=[ম]—বি. লম্বা কীট বিশেষ ॥ কেড়া রেল্‌ গারির্‌ মতন্‌ চ'লে। [< কীড়া<কীট সং]।

কেড়াই=[রা]—বি. নৌকার বৈঠা ॥ [<কেরুয়াল]।

কেড়াল্‌, ক্যাড়াল্‌=[য]—বি. বাঁশ নির্মিত দণ্ড বিশেষ ॥ [দেখ কেড়াই]।

কেড়ো=[খু]—বি. আড়াআড়ি বাঁধা কাষ্ঠ খণ্ড ॥ কেড়োডা ভাংগে গেইসে।

কেড়্‌কেড়ি=[রং]—বি. হাড়ির তলায় লাগা দুধ বা তরকারী ॥ দুধের্‌ কেড়্‌কেড়ি খাইতে ভাল।

কেড়্‌কো=[পা]—বি. মাছধরার যন্ত্র ॥

কেচো=[ব, পা]—সর্ব. কে ॥ লোকটা কেচো যায়্‌? [দেখ কেডো]।

কেতর্‌=[ফ]—বিণ. দুষ্ট, মন্দ, অলস, বেখেয়ালী ॥ বাপের্‌ মুখের্‌ উপর্‌ কথা কশ্‌ কেতর্‌ যানি কোন্‌হানের্‌। [<কিহ্‌তর کهتر ফা.]।

২=[বা]—বিণ. দুর্বল ॥ এইডা কেতর্‌ মাইন্‌শের্‌ কাম্‌ না। [<কাতর]

কেতা==[ম]—বি. দুঃখ ॥

২=[রং]—বি. লেপ ॥ শিতের্‌ কেতা ॥ [দেখ কেঁথা]।

৩=[রা]—বি. সাজসজ্জা ॥ কেতা করে আর্‌ কয়্‌দিন্‌ কাট্‌বো? [<কত্‌'আ قطع আ:]।

কেতাকেতি=[য]—বি. জড়াজড়ি ॥ বেশি কেতাকেতি ভাল না।

কেতাকোতা=[য]—বি. বিরক্ত ॥ কেতাকোতা করিস্‌ না।

কেতানো=[খু]—ক্রি. মাছের কাঁটা ফুটান ॥ [<কাঁটা+আন প্র.]।

কেতুইরা দশা করা= [কুম] —ক্রি. কাতর বা করুণ অবস্থা করা ॥ পুলিশে চো'র্‌ডারে মাইরা একেবারে কেতুইরা দশা কৈরা ফালাইসে।

কেতুর্‌=[বা]—বি. বগল ॥

২=[চা]—বি. চোখের পিঁচুটি ॥ চ'খের কেতুর্‌ শাফ্‌ কর্‌। [কীচড় হিং]।

কেতুর্‌মনি=[পা]—বি. এক প্রকার আমন ধান ॥

কেত্তে=[খু]—অব্য. কিসে ॥ কেত্তে তোর্‌ এত রাগ্‌ হলো? [<কাহাতে]।

কেত্=[দি]—অব্য. কোথায় ॥

২=[কুম]—বি. বগল ॥ কেতে লওয়া । [দেখ কেতুতল্] ।

কেত্ করা=[বা]— ক্রি. চিৎকার করা ॥ ঘোরগ্‌ড়া কেত্ কৈর্‌লো ।

কেত্ কুতানি=[ম]—বি. কাতুকুতু ॥

কেত্ কুলি=[বা]—বি. বগল ॥ [<কেতুতলি<কাঁখতলী<কক্ষতলী ; দেখ কেতুতল্] ।

কেত্ কুলির্, কেত্ কুলি=[ব]— বি. অতি দুর সম্পর্কের আত্মীয় ॥

কেত্ কেতি=[ম]—অব্য. টপাটপ ॥ হে কেতুকেতি খায় । [অনু.] ।

২=[রং]—বি. চোখের ব্রুতে জাত পোকা ॥

কেত্ কোতানি=[চা]—বি. কাতুকুতু ॥ কেতুকোতানি দিস্ না । [দেখ কেতু-কুতানি] ।

কেত্ কোতানো=[ফ]—ক্রি. কাতুকুতু দিয়া হাসানো ॥ [দেখ কেতুকুতানি, কেতুকোতানি] ।

কেত্ তল্=[ম]—বি. বগল ॥ পাবালগ্ ঐলে কেতুতলে লোম্ গযায় । [<কাঁখতল<কক্ষতল] ।

কেত্ তা=[রা]—বি. গঠন ॥ [দেখ কেতা৩] ।

কেত্ তে=[দি]—অব্য. কোথা হইতে ॥ [কোত্থে<কোথা থেকে] ।

কেত্ রা=[কুম]—বিণ. ছোট ॥ কেতুরা বোয়াল্ খাইতে বালা না । [কাচ (<কাঁচা)+রা প্র.] ।

২=[বা]—বিণ. বলহীন, রোগা ॥ কেতুরা মানুষ্টা এত কাম্ পার্‌তো না । [<কাতর+আ প্র.] ।

কেত্ রাইন্ না=[চা]—বিণ. খুব ছোট ছোট ॥ কেতুরাইন্‌না পুডি খাইতে তিতা লাগে । [দেখ কেতুরা] ।

কেত্ রি=[ম]—বিণ. নিকৃষ্ট, নীচ ॥ এই কেতৃরি বেডিরে কৈলা করন্ লাগ্‌বো । [<কিহ্‌তরী كہتری ফা.] ।

কেত্ লা=[দি]—বিণ. কতগুলি ॥ [<কেতুউলা<কতগুলা] ।

২=[ম]—বিণ. পাতলা ॥ কেতুলা কাপড় ।

কেথা=[পা]—বি. ঢং, ভংগি । খামাই বেডার্ কেথা কি । [দেখ কেতা৩] ।

কেথা করা=[সি]—ক্রি. করুণা করা, দয়া দেখানো ॥ [দেখ কেতা] ।

কেথিল্=[চট্ট]—বি. কক্ষতল ॥ বৌয়েরা কেথিলত্ গরা লৈ পানি আনের্ । [কাঁখতল<কক্ষতল] ।

কেদর্, কেদর্=[চট্ট]—বি. নাকিসুরের কান্না ॥ এত কেদর্ কেদর্ করে ক্যা ?

কেদা=[চা]—বি. কাদামাটি ॥ কাপড়্ডাত্ কেদা বর্‌সে । [<কাদা<কদ্দ প্রাঃ<কর্দ, সং] ।

কেদাত্ তো=[বা]—বি. ক্ষমতা ॥ আইস দেহি তোমার্ কেদাত্‌তো কত ? [<কিদাত<কৃতিত্ব] ।

কেদানো=[কুম]—ক্রি. জাল হেঁচড়াইয়া নেওয়া ॥ [কাদা(কর্দম)+-আনো প্র.] ।

কেদারি=[পা]—বি. উপহাস ॥ গুরু-যনের্ শাথে কেদারি করো না । [দেখ কেদ্দারি] ।

কেদার্ কি=[য]—বি. ইয়ার্কি ॥ [দেখ কির্‌দানি ; অর্থ প্র.] ।

কেদু=[খু]—বি. লাউ, তরকারী বিশেষ ॥ [<কদু <কদ্‌ کدو ফা.]

২=[রা, দি]—অব্য. কোথায়, কতদূর ॥ আর্‌শেলা কেদু গেল্‌রে ? [<কিদ্দুর <কতদূর] ।

কেদু গুতান্=[পা]—ক্রি. খেলা বা ইয়ার্কি করা ॥ বুড়া ঐয়া সাওয়াল্ পালের্ লগে কেদু গুতাইতে লয়্যা করে না ।

কেদুর্=[দি]—অব্য. কোথায়, কত-দূর ॥ কেদুর্ গেল্‌লোরে ? [দেখ কেদু২] ।

কেদ্=[ম]—বি. কাদা ॥ বেডা কেদ্ পনে টানে আয় । [<কাদা<কর্দ সং] ।

কেদ্ কেদা=[সি]—বিণ. কাদার ন্যায় নরম ॥ [দেখ কেদ্] ।

কেদ্ দারি=[খু, য]—বি. ভারিক্কিপনা মাতব্বরি, নৈপুণ্য, বাহাদুরী ॥ বেশি কেদ্দারি করো না । [দেখ কির্‌দানি] ।

২=[খু]—বি. অকারণ ক্রোধ প্রদর্শন ॥ [পূর্বে দেখ]

কেদ্ দো=[রা]—বি. অভিমান ॥ [<ক্রুদ্ধ=ক্রোধ] ।

কেদ্ রানি=[খু]—বি. বাহাদুরি ॥ থাক্ থাক্ আর্ কেদ্‌রানি দেহাতি হবে না । [দেখ কির্‌দানি ; বর্ণ বিপর্যয়] ।

কেদ্ রানো=[খু]—ক্রি. পরিশ্রমে কাতর হইয়া পড়া ॥ [<কাতরানো] ।

কেদ্ রান্ তি=[চা]—বি. বাহাদুরী ॥ বেশি কেদ্‌রান্‌তি করিস্ না । [দেখ কির্‌দানি] ।

কেন=[কুম]—অব্য. হাঁ, কেমন, ঠিক না ॥ [<কেঅন<কেমন] ।

কেনং=[রং]—ক্রি. বিণ. কি রকম ॥ মুই কেনং করি জাইম্ ? [দেখ কেনু] ।

কেনা=[রং]—বি. সন্দেহ ॥ [দেখ কিনা ; অর্থ প্র.] ।

২=[চট্ট]—বি. ঈর্ষা, আক্রোশ ॥ [দেখ কিনা] ।

কেনা করা=[ব]—ক্রি. হিংসা করা ॥ [দেখ কিনা+করা] ।

কেনাইচ্'=[বা]—বি. ধান তুলিতে ব্যবহৃত যন্ত্র বিশেষ ॥

কেনাইয়া কেনাইয়া=[সি]—ক্রি. বিণ. খোচা দিয়া ॥ [দেখ কেনা২+ইয়া (নামধাতু) কিংবা কেনু (=কনুই) (নামধাতু)+ইয়া অস. ক্রি. বিভক্তি; দেখ কেনু২] ।

কেনাওতি=[পা]—বিণ. খোঁচামারা, তেরচা ॥ কেনাওতি কথা কয়ো না । [দেখ কেনা+অতি প্র.] ।

কেনাকেনি=[চট্ট]—বি. দুশমনী, শত্রুতা ॥ [দেখ কিনা ; আধিক্যে দ্বিত্ব] ।

কেনানো=[ম]—ক্রি. কটাক্ষ করা ॥ এতো কেনাইয়া কতা কও ক্যা ? [দেখ কেনাইয়া কেনাইয়া] ।

কেনারি=[পা]—বি. বাদামের চারি-দিকের চিকন রশি বা কাছি বিশেষ ॥ কেনারি সিড়্যা গ্যালে বাদাম্ সিড়্যা

থায় ॥ [<কিনারি<কিনারা ﻛﻨﺎﺭﻯ উর্দু <কিনারহ্ ﻛﻨﺎﺭﻩ ফা.]।

কেনাল্=[পা]—বি. খরিদ্দার, গাহক॥ থারের কেনাল্ থুব্ বেশি। [দেখ কিনাল্]।

কেনি=[কুম]—বি. কাপড়ের পাড় ॥ কাপুরের্ কেনিও কামে লাগে। [= কানি বাং ; তুং কেনী হিং (<কর্ণ সং)]।

২=[ম]—বিণ. কনিষ্ঠ ॥ দেখ কিনিলগ্]।

কেনি কনা=[পা]—বিণ. একটু, থানিক ॥ এক্ কেনি কনাও দিব না। [দেখ কেনি+কণা]।

কেনি ভাংগা=[কু]—বি. বেগুন মরিচ প্রভৃতি গাছের রোগ বিশেষ ॥

কেনিলোগ্=[পা]—বি. ছোট আঙ্গুল॥ [দেখ কিনিলুগ]।

কেনু=[সি]—সর্ব. কে॥ কেনু আইসে? [<কে না]।

২=[বা]—বি. কনুই ॥ কেনুর্ চে'াড়ে পাথরা বাংমু। [<কনুই]।

কেনে=[সি]—অব্য. কেন॥ তুই কেনে গেইছ্লু? [<কেন]।

কেনো=[খু]—বি. কনুই ॥ সে তাকে কেনো দিয়ে ধাকৃকা দিল্। [দেখ কেনু.²]।

কেন্=[চট্ট]—বিণ. কেমন॥ তানে কেন্ আসেন্? [<কেঅন<কেমন (<কশ্মিন সং)]।

কেন্‌কেনানি=[সি]—বি. বিরক্তি সূচক কথা ॥ [কেন্ কেন্ (ধ্বন্যা.)+আনি প্র.]।

কেন্‌চি'=[সি]—বি. কাঁচি॥ কেন্‌চি'টা বোতা। [=কেঁচি<কাঁচি]।

কেন্‌চি'কাটা কথা=[চি]—বি. নির্মম কথা ॥ [দেখ কেন্‌চি'+কাটা]।

কেন্‌যন্=[কুম]—ক্রি. খাঁজ কাটা॥ বাশ্ গুলি বাল্যা কৈরা ... ।

কেন্‌ঝা=[চট্ট]—বি. মাছ বিশেষ ॥

কেন্‌ঝাইল্=[ম]—বি. কলা গাছের ভিতরের নরম সাদা শাঁস ॥ [<কিঞ্জল ; অর্থ প্র.]।

কেন্‌ঝাল্=[বা]—বি. গণ্ডগোল, ফ্যাসাদ ॥ কেন্‌ঝাল্ করিস্ না। [দেখ ক্যান্‌জাল্]।

কেন্‌ঠে=[নো]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ [দেখ কেন্‌ড়ে]।

কেন্‌ড়ে=[কুম]—ক্রি. বিণ. কিরূপে॥ কেন্‌ড়ে যাইবা এই রাইতে? [দেখ কেন্‌তে]।

কেন্‌তারে=[ম]—অব্য. কেমনে॥

কেন্‌তুক্=[ম]—বি. বিদ্রূপ ॥ তার্ কতায় শুদু কেন্‌তুক্। [<কৌতুক কিংবা কিন্তু+ক (স্বার্থে) ; অর্থ প্র.]।

কেন্‌তুল্=[পা]—বি. ফল বিশেষ॥

কেন্‌তে=[কুম]—ক্রি. বিণ. কেমনভাবে ॥ [কেম্‌তে<কেমন+তে]।

কেন্‌দল্=[য]—বি. বাঁশ নির্মিত দণ্ড বিশেষ ॥ [দেখ কেন্‌দাল্]।

কেন্‌দা=[নো]—বি. এক প্রকার তিক্ত ফল ॥

কেন্‌দার্=[কু, খু]—বিণ. কি রকম॥ তর্‌কারিডা কেন্‌দার্ গো? [দেখ কিন্‌দার্]।

কেন্‌দাল্=[য]—বি. খড় নাড়িবার লাঠি বিশেষ ॥

২=[ফ]—বি. কলাগাছের মধ্যেকার নরম অংশ ॥ [দেখ কেন্‌যাইল্]।

কেন্‌দ্‌ড়া=[রং]—বি. শতপদী, এক প্রকার কীট ॥ [<কেন্নো+ড়া প্র.]।

কেন্‌দ্‌য়া=[চট্ট, রং]—বি. ছোট নেকড়ে বা চিতাবাঘ॥ [দেখ কেন্‌দো]।

কেন্‌দো=[য]—বি. হিংস্র জন্তু বিশেষ ॥ [<কেঁদো]।

কেন্‌দ্=[সি]—বি. গাব ॥ [<তিন্দু সং]।

কেন্‌দ্‌রানো=[ঢা]—ক্রি. সামান্য জল উঠা॥ নাওডায় অনেক্ কেন্‌দ্‌রায়।

কেন্‌ধারি=[কু]—বিণ. কি রকম॥ মানুষটা কেন্‌ধারি? [দেখ কিন্‌দার্]।

কেন্‌নানি করা=[রা]—ক্রি. ইয়ার্কি বা ফাজলামি করা ॥ এত কেন্‌নানি করস্ ক্যা। [দেখ কিন্‌নানি]।

কেন্‌নে=[সি]—ক্রি. বিণ. কি প্রকারে ॥ নৌকা সারা কেন্‌নে যাই-বায়? [দেখ কেন্‌তে]।

কেপ্=[সি]—বি. গাঁদা বন্দুকে ব্যবহৃত উপকরণ বিশেষ॥ [<কেপ্ cap ইং]।

কেপ্‌চি'=[খু]—বি. কাঁচি॥ [দেখ কেন্‌চি']।

কেপ্‌দার্=[সি]—বি. গাঁদা বন্দুক ॥ [দেখ কেপ্+দার ﺩﺍﺭ ফা. প্র.]।

কেফল্=[খু]—বি. টকফল বিশেষ ॥ [<কেয়াফল]।

কেফায়েত্=[সি, নো, চট্ট]—বিণ. দোরস্ত ॥ [<কিফায়েত্ ﻛﻔﺎﻳﺖ আং ; অর্থ প্র.]।

কেফি=[ঢা]—বি. কাঠের হিসাব॥ সয় ট্যাহা কেফির্ কাড্ আন্‌সি। [দেখ কিবি]।

কেবলি=[য]—ক্রি. বিণ. কিছুক্ষণ পূর্বে ॥ [<কেবল+ই]।

কেবার্=[চট্ট]—বি. কপাট ॥ কেবার বন্দ কর্। [<কেবাড় হিং<কবাট সং]।

কেমন্‌ডল্=[বা]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ [<কেমন+ডল<দর <ধারা]।

কেমন্ তরের্=[ঢা]—বিণ. কিরূপ, কেমন॥ তুমি কেমন্‌তরের্ মানুষ? [<কেমন+তর+এর (সম্বন্ধে)]।

কেমা=[ব]—বি. গন্ধ ॥ শাদা বিড়িটার্ কেমা ভালৈ লাগেরে।

কেমানে=[ঢা]—ক্রি. বিণ. কিরূপে॥ এই আন্ধার রাইতে আমি একলা কেমানে যাইমু? [<কেমনে]।

কেমায়্=[ঢা]—ক্রি. বিণ. কি ভাবে, কেমন করিয়া ॥ আবে নালুমিয়া যাবি কেমায়্? [দেখ কিম্‌বায়্]।

কেমুইর্=[কুম]—বি. এক প্রকার ঘাসের মূল॥ পোলাপান্ কেমুইর্ তুইল্যা খায়্।

কেম্‌নুডা=[ঢা]—ক্রি. বিণ. কেমন॥ ও কেম্‌নুডা কর্‌সে? [<কেমন+টা]।

কেমদ্রর্=[কুম, নো]—বি. পরিত্যক্ত জমিতে উৎপন্ন এক প্রকার ঘাসের মূল ॥ [দেখ কেমুইর্]

কেম্=[কুম]—অব্য. কেমন ॥ যাওনের্ শময়্ আমার্ কতা হইন্না বাইগ্, কেম্। [<কেমঅ<কেমন]।

কেম্ড়া=[কুম, নো]—বি. কাঁকড়া ॥ হিয়ালে কেম্ড়া খায়্। [<কাঁমড়া <কাঁকড়া (<কর্কট সং)]।

কেম্পো=[বা]—বি. পেঁপে ॥

কেম্বা=[রা,রং]—ক্রি.বিণ. কেমন ॥ শরিল্ডা আইয্ কেমবা লাগিসে। [< কেমন+বা]।

কেম্বা কেম্বা=[রা]—অব্য. আমতা আমতা ॥ [দেখ কেম্বা]।

কেম্বো=[বা]—বি. পেঁপে ॥ [দেখ কেম্পো]।

কেম্মেরে=[ম]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ এই যরে কেম্মেরে যাবি? [<কেমন করিয়া]।

কেম্রা=[নো]—বি. কাঁকড়া।

কেম্লা=[গি]—ক্রি.বিণ. কি ভাবে ॥ কেম্লা আইস?

কেম্লানো=[সি]—ক্রি. বিণ. কি ভাবে ॥ কেম্লানো আইস? [দেখ কেম্লা]।

কেয়া=[চা]—বি. কাক ॥ [=কর্‌বা হিং<কাক]।

২=[চট্ট]—অব্য. কেন ॥ তুঁমি আঁয়ার্ এয়িন্ ন চা'ওঅর্ কেয়া? [< কেঅ<কেন ; তুং ক্যা, কিউঁ হিং]।

৩=[চট্ট]—সর্ব. কেহ ॥ কেয়া এই পৈরত্ ন নামিস্। [<কেহা<কেহ]।

কেয়াং=[চট্ট]—বি. বৌদ্ধ ধর্মমন্দির ॥

কেয়া কাঁঠাল্=[পু,পা,নো]—বি. এক প্রকার ফল (যাহা দেখিতে কাঁঠালের মত এবং ইহার গাছ আনারস গাছের ন্যায়) ॥

কেয়াম্ করা=[ম]—ক্রি.মিলাদের শেষ ভাগে দাঁড়াইয়া সালাম পাঠ করা ॥ [দেখ কিয়াম্+করা]।

কেয়ারা=[কুম]—বি. ভাড়া ॥ নৌকার্ কেয়ারা কত? [দেখ কিরাই]।

কেয়ার্=[সি]—বি. জমির পরিমাণ ॥ [দেখ কিয়ার্]।

কেয়াল্যা=[চট্ট]—অব্য. কাহার সহিত ॥ [<কান্নাই< কাহার লাই< কাহার লগে (=সঙ্গে)]।

কেয়াশ্=[নো,কুম]—বি. আন্দাজ ॥ কেয়াশ্ করি ক কত দিয়া আন্সি। [দেখ কিয়াস্]।

কেয়ে=[খু]—বিণ. নাছোড়বান্দা ॥ এমন্ কেয়ের্ পাল্লায় পড়্সি। [<কেঁয়ে =মাড়োয়ারী বণিক ; অর্থ প্র.]।

কের্=[ম]—বি. ক্ষয় ॥ বেশি উষা-ইস্ না কের্ পাইয়া যাবি। [<খের <ক্ষয়]।

কেরং=[দি]—ক্রি.বিণ. কি রকম ॥ তুমি কেরং আছ? [<কেরম্<কি রকম]।

কেরট্=[কুম, নো]—বি. অঙ্কুর ॥ ধানের্ কেরট্ ঐসে ॥

কেরত্ কেরত্=[চা]—অব্য. নৌকার বৈঠার শব্দ ॥ কেরত্ কেরত্ কৈরা নাওডা আইতাসে। [ধ্বন্যা.]।

কেরন্=[নো, কুম]—বি. গোলাকার ফল বিশেষ ॥

কেরন্থা=[চট্ট]—বি. করঞ্জা ॥ [< করঞ্জা<করঞ্জ সং]।

কেরা=[কুম,সি.চা]—বি. বহুপদী কীট বিশেষ ॥ [দেখ কিরা]।

২=[সি]—বিণ. কচি, অপক্ক ॥ কেরা গুয়া। [<কড়া(<কলি সং)]।

৩=[চট্ট]—অব্য. কি ॥ [<কি বা কে+রে]।

৪=[নো]—বি. জোয়ালের দড়ি ॥

৫=[সি]—বি. অতিরিক্ত খাওয়ার দরুণ অরুচি ॥

৬=[সি]—বি. জেদ, ক্রোধ, অবিরাম কান্না ॥ পোলাডার্ কেরা কত?

৭=[না]—সর্ব. কে, কাহারা ॥ ওখানে কেরা?

কেরাই=[ম, পা]—বি. ঠাট্টা ॥ খো খো, কেরাই করিস্ না।

২=[ম, বা]—বি. শক্তি, অহঙ্কার ॥ অত কেরাই করা বালা না ॥ দেখ কেরাইত্]।

৩=[ফ]—বি. ভাড়া ॥ নৌকা কেরাই করি হাটে যাও। [দেখ কেরাইয়া নাও]।

কেরাই কেরাই=[নো]—ক্রি. বিণ. আস্তে আস্তে ॥ এঁইক্কা কেরাই কেরাই খাইলে কতক্কনে হা ডুবে।

কেরাইচ'া=[পা]—ক্রি. বিণ মাঝামাঝি ॥ সে কেরাইচ'া হাটি গ্যাল্। [<তেরচা <তির্যক সং]।

কেরাইচ'্যা=[চা]—বিণ. যাহাতে কের্কের্ শব্দ হয় (বৈঠা) ॥

কেরাইত্=[সি]—বি. ঘৃণা ॥ ই চি'যর্ মাযে আমার্ কেরাইত্ উঠি গেসে। [<কেরাইয়ত্<কিরাহিয়ত کراہیت আ°]।

কেরাই করা=[সি]—ক্রি. ঘৃণা করা ॥ [দেখ কেরাই৲+করা]।

কেরাইয়া নাও=[চা, কুম]—বি. ভাড়ার ছোট নৌকা ॥ কেরাইয়া নাও দিয়া বাইত্ যায়্। [<কেরায়া کرایہ আং+নাও<নৌকা]।

কেরাইল্যা=[বা]—বি. পাখী বিশেষ ॥ কেরাইল্যা ডাকলে মেগান্ আহে।

কেরাইল্=[ফ]—বি. বাঁশের তৈরী মাপের পাত্র বিশেষ ॥

কেরাইস্ তেল্=[কুম]—বি.কেরো-সিন তৈল ॥ [দেখ কেরাচি' তেল্]।

কেরি=[কুম]—বি. চাউলের ক্ষুদ্র পোকা ॥ কেরিতে চা'ইল্ খাইয়া লাইসে। [দেখ কিড়া]।

কেরাচি'=[কুম]—বি. কেরোসিন তৈল ॥ [কেরোসিন Kerosene ইং]।

২=[সি]—বিণ. তেরচা (পাল খাটাই-বার বিশেষ পদ্ধতি) ॥ কেরাচি' পালে নাও খান্ পাতারে পাতারে আউত্ পারি দি লাইসে। [দেখ কেরাইচ'া]।

কেরাচ্'=[খু]—বি. নদীর তীরের সরু রাস্তা ॥ কেরাচ্'টা বেশ্ মসৃণ হয়েসে।

কেরাড্=[চা]—বি. ঘৃণা অরুচি

কেরাতৃ লাগ্লে খাইস্ না। [দেখ কেরাইত্]।

কেরাবিশ=[সি]—বি. পুং মহিষ॥ [বুণ্ডা ভাষা <কেড়া=পুরা + <মহিষ সং]।

কেরাবেরা=[পা]— ক্রি. বিণ. এরূপ সেরূপ॥ কেরাবেরা কৈরা এই বসর্ডা যাইক্। [অনু.]।

২=[সি]—বি. জটিলতা॥ ই কেরা-বেরা আমি বুঝি না। [অর্থ প্র.]।

কেরামতি বাগন্=[চা]— বি. চবেটো॥ [<করামত کرامت আঃ +ই ; বিকৃত অর্থে]।

কেরা মেরা=[ম]—বিণ. আঁকাবাঁকা॥ বংলার্ রাস্তা বর কেরামেরা। [অনু.]।

কেরাল্সা=[ম]—ক্রি. বিণ. তেরছা, আড়আড়ি॥ [দেখ কেরাইচ্ঁা]।

কেরাহুয়া=[সি]—বিণ. অপরিপক্ব॥ কেরাহুয়া ফল্ পাইর না। [<কড়োয়া <কড়া+উয়া প্র.]।

কেরিয়া=[নে]—বি. নৌকা গাড়ী প্রভৃতির ভাড়া॥ [দেখ কেরাইয়া নাও]।

কেরি=[চা]—বি. ছোট্ট কীট বিশেষ॥ [দেখ কিড়া]।

২=[ম]—বি. টিপ্পনী॥ কথায় কথায় কেরি মাত কেরে ?

কেরি করা=[খু]—ক্রি. পোকা বাহির করা॥

কেরুম্যা=[চট্ট]—বি. ছোট লেবু বিশেষ॥ কেরুম্যার্ রস্ খাইতে মযা। [দেখ কেরন্যা]।

কেরুয়ালি=[সি]—বিণ. ছোট, কচি॥ কেরুয়ালি আম্ কস্টি লাগে। [দেখ কেরুল্+আলি প্র.]।

২=[ম]—বি. [illegible] বিশেষ॥

কেরুল্=[ম]—বি. অঙ্কুর॥ গাস্টার্ কেরুল বাইরেসে।

২=[সি]—বি. বাঁশের কচি আগা॥ [পূর্বে দেখ]।

কেরে=[সি]—অব্য. কেন॥

কেরেং=[সি]—অব্য. ধাতু নির্মিত বস্তুর ঘর্ষণজাত শব্দ॥ শাইকেল্ডা কেরেং করি উঠ্ল। [ধ্বন্যা.]।

কেরেংকাল্=[ম, কুম, সি]—বি. ঝগড়া॥ কেরেংকাল্ করা ঠিক্ না। [কেলেংকার <কলঙ্ককর সং]।

২=[চট্ট]—বি. কেলেঙ্কারী॥ [পূর্বে দেখ]।

কেরেংকালি=[সি]—বিণ. কোপন স্বভাবী, ঝগড়াটে, বিবাদপ্রিয়॥ [দেখ কেরেংকাল+ই প্র.]।

কেরেংগাইল্যা=[কুম]—বিণ. অশান্তি-দায়ক, ঝগড়াটে॥ এমন কেরেংগাইল্যা মানুষ্ আর্ দেখি নাই। [<কেলেংকার +ইয়া প্র.]।

কেরেংগাল্=[কুম]—বি. ঝগড়া॥ [দেখ কেরেংকাল্]।

কেরেংগি=[সি]—বি. নতুন কিছু যোজনা॥

কেরে কেরে=[নো]—বি. দুষ্টামি, শয়তানি॥ তোমার্ পুতে বড় কেরে কেরে করে [অনু.]।

কেরেক্ কেরে করা=[চা]— ক্রি. সামর্থে নাগাল না পাইয়া আফসোস করা॥

কেরেচ্'=[খু]—বিণ. সরু রাস্তা॥ [দেখ কেরাচ্']।

কেরেচ্'ত্যাল্=[খু]—বি. কেরোসিন তৈল॥ [দেখ কেরাচি', কেরাইস্ তেল্]।

কেরেটি=[সি]—বি. কেরদানি, কায়দা॥ তুই এত কেরেটি মানস্ ? [<কির্দানী کردانی ফা.]।

কেরেত্=[কুম]—বি. মোরগ॥ গর্বা আইসে কেরেত্ ইন্না যব করি দে।

কেরেন্খাল্=[চট্ট]—বি. কেলেঙ্কারি॥ [দেখ কেরেংকাল্]।

কেরেবান্=[ম]—অব্য. কি জন্য॥ কেরেবান্ আইসে ? [<কেরে+বা +ন]।

কেরেলা=[সি]—বি. করলা, তিক্ত তরকারী বিশেষ॥ [<করলা]।

কেরেশ্=[কুম]—বি. কেরোসিন তৈল॥ [দেখ কেরাচি']।

কেরেশ্মা=[সি]—বি. কুটামি, অহংকার॥ অত কেরেশ্মার্ কাম্ নাই। [<কিরিশ্মহ্ کرشمه ফা. ; অর্থ প্র.]।

কেরোটি=[সি]—বি. চালাকি॥ [দেখ কেরেটি]।

কেরোত্ কেরোত্=[চা]—অব্য. এক প্রকার শব্দ॥ কেরাইয়া নাওয়ের্ বৈডায় কেরোত্ কেরেত্ করে। [দেখ কেরত্ কেরত্ ; ধ্বন্যা.]।

কের্=[সি]—অব্য. কিসের॥ [< কিয়ের <কিসের]।

২=[সি]—বি. গ্রাহ্য, পরোয়া॥ পুলাডা কারেও কের্ করে না। [< কেঅর <কেয়ার care ইং]।

কের্কা=[রং]—বি. চরখি॥

কের্কি=[রং]—বি. আখমাড়াই কল॥ 'কের্কি নিলো চোরে, নাভিন যামাইঘুরে'—ছড়া। [দেখ কের্ঘি]।

২=[ম]—বি. পাখা ঘুরাইবার চুক্তি বিশেষ॥

কের্কেরানি=[নো]—বি. বিরক্তি সূচক কথা॥ [<কের কের (অনু.) আনি প্র.]।

কের্কেরি=[চা]—বি. বাজে প্যাচাল॥ তর্ কের্কেরি আর্ বালা লাগে না। [দেখ কের্কের্+ই প্র.]।

কের্ কের্=[চা]—বি. নাকে কাঁদা, প্যান্ প্যানানি॥ বুইড়ায় খালি কের্-কের্ করে। [ধ্বন্যা.]।

২=[বা]—বি. বিরক্তি॥ এত কের্কের্ করিস্ না। [পূর্বে দেখ]।

কের্তন্=[বা]—বি. কীর্তন॥ পাগ্লায় কের্তন্ শোনে কে [দেখ কির্তন্]।

কের্দাংগি=[সি]—বি. বাহাদুরি॥ আর্ বেশি কের্দাংগি দেখাইস্ না। [দেখ কির্দানি]।

কের্পলালি=[সি]—বি. দুষ্টামি॥ কের্পলালি কৈর না। [খর+প্যাচাল+ই প্র.]।

কের্‌পোন্‌=[খু]—বিণ. কৃপণ ॥ আমি ওর্‌ মত কের্‌পোন্‌নি ? [< কির্‌পন<কৃপণ]।

কের্‌মে কের্‌মে=[চা]—ক্রি. বিণ. ক্রমে ক্রমে, আস্তে আস্তে ॥ [<ক্রমে ক্রমে]।

কের্‌মেশে=[কুম]—ক্রি. বিণ. ক্রমশঃ, আস্তে আস্তে ॥ [<ক্রমশঃ]।

কের্‌লাই=[চট্ট]—অব্য. কেন ॥ এ্যাডাই তুমি কের্‌লাই আইশাস ? [দেখ কিয়ের্‌লাই]।

কের্‌শাল্‌=[য, খু]—বি. কালো রঙের ধান বিশেষ ॥

কের্‌হি=[ম]—বি. আখমাড়াই কল ॥ আইয্‌কাইল্‌ কের্‌হির্‌ দাম্‌ খুব্‌ চ'রা। [দেখ কের্‌কি]।

কেলও=[খু]—ক্রি. বিণ. কেবল ॥ রোগা মান্‌শি কেলও খাতি চা'য়্‌। [<কেবল+ও]।

কেলা=[সি, ম]—সর্ব. কে ॥ এইলা কেলা ? [<কে+লা]।

২=[চা]—বি. কলা ॥ কেলার্‌ হালি কত ? [তুং কেলা হিং<কদলী সং]।

কেলাই=[ম]—বি. ঝালাই ॥ বদ্‌নাটা কেলাই কর। [<কল্‌ঈ قلعی আঃ]।

কেলাইগরি=[য]—বি. ঝালাইয়ের কাজ ॥ কেলাইগরি কাযেও ওস্‌তাদি আসে। [দেখ কেলাই+গরী گری ফা. প্র.]।

কেলাইগর্‌=[ম]—বি. যে সীসাদ্বারা ঝালাই করে ॥ [দেখ কেলাই+গর گر ফা. প্র.]।

কেলাইত্তা=[চা]—বি. এক প্রকার আম ॥

কেলাকাচি'=[কুম]—বি. শাক বিশেষ ॥

কেলাকুইচ্‌'=[চা]—বি. এক প্রকার লতা ॥ কেলাকুইচে'র্‌ পাতা অশৈদে লাগে। [=তেলাকুচা]।

কেলাকেলি করা=[খু]—ক্রি. বোকামি করা ॥

কেলানি=[খু]—বি. গালি বিশেষ ॥ [<কেলা+নি প্র.]।

২=[খু]—বি. বোকা ॥ কেলানির্‌ কথা শুন্‌লে গা বলে। [পূর্বে দেখ]।

কেলানে=[খু]—বিণ. কানপাতলা, যাহার পেটে কথা হজম হয় না ॥ [দেখ কেলানো+নে প্র.]।

কেলানো=[রা]—ক্রি. ফাজলামি করা ॥ মাইয়া মানুশ্‌ হৈ পুরুশের্‌ লগে কেলাশ্‌ কেন্‌ ? [দেখ কেলা$_{2}$ +নো প্র. (মূল অর্থ কদলী প্রদর্শন)]।

২=[খু]—ক্রি. ছুলিয়া ফেলা, খোসা ছাড়ানো ॥ আম্‌টা কেলাইসি। [দেখ কেলা$_{2}$+নো প্র. ; নামধাতু ; মূল অর্থ কলার খোসা ছাড়ানো]।

৩=[খু]—ক্রি. গুপ্তস্থান খুলিয়া যাওয়া বা খুলিয়া দেখানো ॥ কেলায়ে বৈতে লয্‌যা করে না ? [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

কেলা পাইত্যা=[চা]—বি. এক শ্রেণীর আম ॥ [দেখ কেলাইত্তা]।

কেলাপত্ত্‌=[য]—ক্রি. বিণ. সকল সময়েই ॥ [দেখ কিলাপত্ত্‌]।

কেলাবাইল্‌=[চট্ট]—বি. এক প্রকার ধান

কেলাম্‌নন্‌দি=[ব]—বি. সস্তা আলাপ ॥

কেলার্‌ ফাত্‌রা=[চা]—বি. কলা গাছের শুষ্ক ডাঁটা বা পাতা ॥ কেলার্‌ ফাত্‌রা দিয়া দাউরা অয়্‌। [দেখ কেলা$_{2}$+র (সম্বন্ধে)+পাত্‌ (পত্র সং)+রা (তুচ্ছার্থে)]।

কেলার্‌ হাত্‌তা=[নো]—বি. কলা গাছের শুষ্ক পাতা ॥ [দেখ কেলার্‌ ফাত্‌রা]।

কেলি কদম্‌=[ক]—বি. ঘাস বিশেষ ॥ [<কেলি কদম্ব]।

কেলু করা=[পা]—ক্রি. হাসা ॥ অত কেলু করো না। [দেখ কেলা$_{2}$+উ প্র. ; অর্থ প্র.]।

কেলেগা, কের্‌লেগা=[চা]— অব্য. কেন ॥ ঐ অরে মারলদ্‌ কেলেগা ? [দেখ কিয়ের্‌ লাই]।

কেলে থাইর্‌=[খু]—বি. ঘরের আড়ার নিচের ছোট কাঠ বিশেষ ॥

কেল্‌কেইল্যা=[ম]—বিণ. পানসে, তরল ॥ দুধ্‌ডা অক্‌করে কেল্‌কেইল্যা। [অনু.]।

কেল্‌কেলানো=[ম]—ক্রি. কোন্দল করা ॥ তুমি এত কেল্‌কেলাও কেন্‌ ? [=কলকল+আনো প্র. ; অনু.]।

কেল্‌টা কেল্‌টি=[রং]—বি. ইয়ার্কি, ফাজলামি ॥ তুই এত কেল্‌টা কেল্‌টি করিশ্‌ কেনে ?

কেল্‌টু=[রা]—বি. তামাশা ॥ শব্‌ শময়্‌ কেল্‌টু ভালা লাগে না। [দেখ কেল্‌টা কেল্‌টি]।

কেল্‌না=[রং]—বি. ঘাস বিশেষ ॥ খেতের্‌ কেল্‌না শাফ্‌ করেক্‌।

কেল্‌লা=[পা, রং]—বি. মাথা ॥ [=কল্লা হিং]।

২=[রং]—বি. কৃকলাস। [< কাঁকলাস<কৃকলাস সং]।

৩ =[রা, দি]—বি. এক প্রকার ঘাস ॥ কেল্‌লার্‌ বৈ (=শিকড়) বহুত্‌ উশুধের্‌ কামে লাগে।

৪=[খু]—বি. কীর্তি, ঘটনা ॥ বশির্‌ এবার্‌ এক্‌ কেল্‌লা করেসে। [< কিল্‌'আঃ قلعة আঃ ; অর্থ প্র.]।

কেল্‌লা করা=[খু]—ক্রি. অবাঞ্ছনীয় ঘটনার সৃষ্টি করা ॥ [দেখ কেল্‌লা$_{4}$; অর্থ প্র.]।

কেল্‌লা বাঁধানো=[খু]—ক্রি. অপ্রীতিকর কাজ করা, কলহ করা ॥ [দেখ কেল্‌লা করা]।

কেল্‌লা বেল্‌লা=[ম]—বি. গোলযোগ ॥ [দেখ কেল্‌লা$_{4}$+বেল্‌লা অনুঃ]।

কেল্‌শে পড়া=[রা]—ক্রি. কালিমা পড়া, মলিন হওয়া ॥ যাতো দিকি ছিনি অটে মুখে কেল্‌শে পড়ে থাক্‌পু। [<কাল+সা প্র.]।

কেশর্‌=[ম]—বি. কালো রংএর জলজ মূল বিশেষ ॥ [<কেশুর<কশেরু সং]।

কেশর্‌কুনি=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

কেশর্‌গাচি'=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

কেশাগ্=[নো]—বি. মাথা ॥ আইন্ এবো কেশাগে হানি হড়েনা ক্যা? [<কেশাগ্র ; অর্থ প্র.]।

কেশাপাজা=[রা]—বি. এক প্রকার ধানের নাম ॥

কেশর্য়া=[ঢা]—বি. এক প্রকার গাছ ॥

কেশে=[ম]—বি. কাশবন, এক প্রকার ঘাস ॥

কেশের্ আলু=[কু]—বি. শাঁক আলু ॥ [দেখ কেশর্]।

কেশেল্লা=[পা, ম, ঢা]—বি. কষ্ট ॥ [<কসালা হিং]।

কেশ্=[কুম]—বি. অনুমান, আন্দাজ ॥ কেশ্ কৈরা ক কলসডার্ দাম্ কত? [দেখ কিয়াস্]।

কেশ্কেরাই উডা=[চট্ট]—ক্রি. রাগান্বিত হইয়া যা তা বলা ॥ আমার্ কতার্ লগে তুঁই কেশ্কেরাই উডস্ ক্যা? [=খেড়্খেড়াইয়া উঠা]।

কেশ্‌ট পিরিত্=[খু]—বি. চতুরতা, শঠতা ॥ তোমার্ কেশ্‌ট পিরিতে কায্ ঐব না। [<কেষ্ট (কৃষ্ণ)+পীরিত]।

কেশ্‌টা=[রা]—বি. এক প্রকার ঘাস (যাহা রবিশস্যের জমিতে জন্মে) ॥

কেশ্‌টামি=[কুম]—বি. দুষ্টামি ॥ কেশ্‌টামি কৈর না। [<কেষ্ট (<কৃষ্ণ)+আমি প্র.]।

কেশ্‌টিয়া=[রং]—বিণ. কৃপণ ॥ কেশ্‌টিয়া মানুষ্ বেশি খরচ্ করে না। [<কষ্ট+ইয়া প্র.]।

কেশ্‌টো=[খু]—বিণ. রুগ্ন ॥ [<ক্লিষ্ট]।

কেসন্=[ঢা]—ক্রি. মুলি বাঁশ ছেঁচা ॥ মুলি কয়ডা কেইস্যা থো।

কেসা=[ম]—বি. চাপ, ঘষা ॥

কেসানো=[কুম]—ক্রি. জাল টানিয়া আনা ॥ কেসানো সারা মাস্ পাওয়া যায় না।

কেসাস্=[ঢা]—বি. সাজা ॥ বিচারে হেইতার্ খুব্ কেসাস্ ঐসে। [দেখ কিসাস্]।

কেসেম্=[ফ]—ক্রি. বিণ. তুলনা, সমান ॥ জিনিশ গুলি কেসেম্ করি কালাও। [কিসম্ قسم আং]।

কেসোম্=[খু]—বি. প্রকার ॥ এ কোন্ কেসোমের কথা। [দেখ কেসেম্]।

কেস্, কেইস্সা=[নো]—বি. ঝগড়াটে ॥ [দেখ কেচ্ কেচ্+ইয়া প্র.]।

কেস্কি=[বা]—বি. আড়া আড়ি ভাবে স্থাপিত বাঁশ ॥

কেস্সুয়া=[চট্ট]—বি. কেঁচো ॥ [দেখ কেচুয়া]।

কেহাত্লি=[ফ]—বি কাঁথ ॥ [দেখ কেথিল্]।

কেহান্=[য]—ক্রি. চিৎকার করা ॥ এত কেহায়ে উঠ্‌সিস্ কেন্? [<কেকান <ককান]।

কেহিন্যা=[রা]—বি.কনুই ॥ [কহোনি <ককোণি সং]।

ক্যা

ক্যা=[ফ]—অব্য. কেন ॥ আমার্ কাসে আইস ক্যা? [দেখ ক্যায়া]।

ক্যাই=[রা]—বি. তেঁতুলের বিচি ॥ [কাঁই তামিল শব্দ]।

ক্যাইঠা=[রা]—বিণ. অলস ॥ ক্যাইঠা গরু। [কুঠিয়া<কুষ্ঠ+ইয়া প্র.]।

ক্যাইরা=[ফ]—ক্রি. বিণ. জোর করিয়া ॥ জিনিশ্‌টা ক্যাইরা নিস্ না। [<কাড়িয়া]।

ক্যাইল্লা=[রং, বা]—বি. বহুপদী কেঁচো জাতীয় জীব ॥ ক্যাইল্লা পোকা রক্তো খায়। [দেখ কেল্লা]।

ক্যাউটা=[রা]—বি. কচ্ছপ ॥ ইন্দুরা ক্যাউটা খায়। [<কমঠ সং]।

ক্যাউড়া=[রা]—বি. গোবরের জ্বালানি ॥ ক্যাউড়া জ্বালাইয়া ভাত্ রান্ধে। [দেখ ক্যাথা]।

ক্যাওট্=[রা]—বিণ. অতিশয় দুষ্ট ॥ ক্যাওট্ ছোড়া। [কেবট<কেবর্ত<কৈবর্ত সং ; অর্থ প্র.]।

ক্যাওড়া=[কু, য]—বি. প্যাঁচা ॥ গুতায় ক্যাওড়া পড়সে। [দেখ ক্যাওরা]।

ক্যাওয়াট্=[খু]—বি. দরজা ॥ ক্যাওয়াট্ দ্যাও। [<কবাট]।

ক্যাওরা=[ম]—বি. প্যাঁচা ॥ রশিতে ক্যাওরা লাগসে। [দেখ ক্যাওড়া]।
২=[পা]—বি. ধান বিশেষ ॥

ক্যাং=[চট্ট]—বি. ফাঁদ ॥ ক্যাং কোবাইরে।

ক্যাং করে=[খু]—ক্রি.বিণ. কিরূপে ॥ [<কেঅন<কেমন+করে<করিয়া]।

ক্যাংকা=[রং, রা]—অব্য. কেমন ॥ ক্যাংকা আছেন্ বাহে? [কেমন+কা প্র.]।

ক্যাংকারা=[ব,রা]—বিণ. কি রকম ॥ দেখি ক্যাংকারা কাপড় আনুছু (রা)। [কেমন+ধারা]।

ক্যাংকো=[রা]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ মুই ক্যাংকো পার্ হোমু? [দেখ ক্যাংকরে]।

ক্যাংটা=[ফ]—বিণ. হালকা পাতলা ॥ মানুশ্‌টা ক্যাংটা হলেও গায়ে খুব্ শক্তি আসে।

ক্যাংলা ক্যাংলি=[রং]—বি. জড়াজড়ি ॥ কুত্তার্ বাচ্চাগুলা ক্যাংলা ক্যাংলি করে। [=কাউলা কাউলি<কোলাকুলি]।

ক্যাংসা=[পা]—বি. ঝগড়াঝাটি ॥ আগুসা ক্যাংসার্ পরামর্শে যাবা।

ক্যাঁকানো=[ব]—ক্রি. আর্তনাদ করা ॥ মুক্‌ড়িডা যরে ক্যাঁকাসে। [ক্যাঁক

(নাম ধাতু)+আনো প্র.]।

ক্যাচা=[রা]—বিণ. কচি॥ ছাগলের ক্যাঁচা বাচ্চাডা মৈরা গেছে। [< কাঁচা]।

ক্যাচারি=[রা]—বিণ. আঁতুর ঘরের সন্তান॥ ক্যাঁচারি ছল্ নিয়ে গান্ শুন্‌বা গেছে। [<কাঁচা+আরি প্র.]।

ক্যাচুনি=[রা]—বি. নবজাত কন্যা সন্তান॥ [দেখ ক্যাঁচা+নি স্ত্রী প্র.]।

ক্যাচ্' কাড়্যে নেওয়া=[য, রা]—ক্রি. সুদে আসলে আদায় করা, ঠকানো, প্রতারণা করা॥ [<কোঁচ+কাড়িয়া +নেওয়া]।

ক্যাজ্=[রা]—বি. অস্ফুট অবস্থা, কলি॥ এখনো ফুলের্ ক্যাঁজ্ হয়্‌নি।

ক্যাটাল্=[রা]—বি. তর্কবাগীশ॥ ক্যাঁটালের্ লগে তর্‌ক্ কৈরা পার্‌বি না।

ক্যাট্‌লাম্=[রা]—বি. দুষ্টামি বা ভান॥ তুই ক্যাঁট্‌লামু করিস্ না। [দেখ ক্যাঁটাল্+ আমু প্র.]।

ক্যাড়ল্=[র]—বি. খড় একত্র করিবার বংশ দণ্ড বিশেষ॥ [<কাণ্ডল< কাণ্ড+ল প্র.]।

ক্যাতাড়ে=[কু]—বিণ. শীর্ণকায়॥ সেলেটা বড় ক্যাঁতাড়ে। [কাতর+ইয়া প্র.]।

ক্যাতি=[রা]—বি. ঘরের চালের নিম্নভাগ॥

ক্যাত্‌রানি=[নো]—বি. দুর্বলতা প্রকাশ॥ হিতির ক্যাঁত্‌রানি আর্ বালা লাগে না। [কাতর+আনি প্র.]।

ক্যান্দু=[রা]—বি. আখের রস জ্বাল দেয় যে॥ [<কনদ্ ﻗﻨﺪ আং+উ প্র.]।

ক্যাম্‌টা=[রা]—বিণ. কচি, অপরিপুষ্ট॥ ক্যাঁম্‌টা বড়্ খালে কাশ্ হয়্।

ক্যারা=[রা,য]—বি. শাক বিশেষ॥

ক্যারা=[রা]—বি. গোবরের কাঠি॥ [দেখ ক্যাউড়া]।

ক্যারালি=[রা]—বিণ, কচি॥ ক্যাঁরালি আর্ খাইছ্ না। [<কড়া (<কলি সং)+আলি প্র.]।

ক্যার্ দেওয়া=[রা, য]—ক্রি. গালি দেওয়া॥ এত ক্যাঁর দিয়েও কিছু হলো না (রা)। [<খাঁকার ; তুং খাঁখার হিং]।

ক্যাকড়্ ম্যাকড়্=[রা]—বি. অনুরোধ, অনুনয় বিনয়॥ [=কাচু মাচু]।

ক্যাকা করা=[ক]—ক্রি. হৈচৈ করা॥ হারাদিন্ ক্যাকা করিস্ না। [ধ্বন্যা.]।

ক্যাকাল্=[পা]—বি. ঝগড়া, ফসাদ॥ বেশি ক্যাকাল্ করিস্ না। [<কচাল]।

ক্যাক্ করা=[য]—ক্রি. ককাইয়া উঠা॥ [ধ্বন্যা.]।

ক্যাক্‌টি ব্যাক্‌টি=[রং]—ক্রি. বিণ. অনিচ্ছা প্রদর্শন॥ কামে হাত্ দি ক্যাক্‌টি ব্যাক্‌টি কর কেন ? [অনু.]।

ক্যাক্‌টো=[খু]—বিণ. রোগা, দুর্বল॥ ক্যাক্‌টো সাগল্।

ক্যাক্‌ড়ি=[রং]—বি. বাঁশের তৈরী মাছ ধরার উপকরণ॥ [দেখ ক্যাক্‌রা +ই প্র.]।

ক্যাক্‌রা=[রা]—বি. বাঁশ॥ ক্যাক্‌রা লাঠি।

ক্যাগানি দেওয়া=[বা]—ক্রি. আধমরা হওয়া, কষ্ট করা॥ মাইর্ খাইয়া লোক্‌টা ক্যাগানি দিসে।

ক্যাগো=[বা]—সর্ব. কাহাদের॥ তুমি ক্যাগো কথা বল ? [<কেগো]।

ক্যাগ্‌ব্যাগা দিয়া পড়া=[খু]—ক্রি. দেউলিয়া হওয়া, হত্যা দিয়া পড়া॥ একেবারে ক্যাগ্ ব্যাগা দিয়ে পড়েসে।

ক্যাচ'ন্=[য]—বি. বকুনি॥ লোক্‌টাকে আস্‌সা ক্যাচ'ন্ দিল্‌ম্। [দেখ ক্যাচ'া+ন প্র.]।

ক্যাচর্ ক্যাচর্=[য, রং, রা]—অব্য. কচ্‌কচ্, বক্‌বক্॥ তোমার ক্যাচর্ ক্যাচর্ ভালা লাগে না (রং)। [ধ্বন্যা.; তুং ক্যাচোর্ ম্যাচোর্, কিচির্ মিচির্]।

ক্যাচ'া=[য]—বি. শাস্তি, আঘাত॥ ক্যাচ'া না খাইলে তুমি সিদা ঐতা না।

ক্যাচ'া কেচি'=[বা]—বি. ঝগড়া, চেঁচামেচি॥ ক্যাচ'া কেচি' বালা লাগে না। [দেখ ক্যাচ'া+কেচি(< কেচা+ই প্র.)]।

ক্যাচ'াল্=[পা, রা, য, রং]—বি. ঝগড়া॥ বেশি ক্যাচ'াল্ করিস্ না (পা)। [দেখ ক্যাকাল্]।

ক্যাচু'য়া=[বা]—বি. কেঁচো॥ ক্যাচুয়ার্ মাটি সালায়্। [<কেঁচো]।

ক্যাচ্যালা=[রা]—বিণ. বাঁকা, টেরা॥ [দেখ ক্যাচ'াল্+আ প্র. ; অর্থ প্র.]।

ক্যাচে'ার্ ম্যাচে'ার্=[ফ]—অব্য. চেঁচামেচি॥ এখানে ক্যাচে'ার্ ম্যাচে'ার্ করিস্ না। [দেখ ক্যাচর্ ক্যাচর্ ; অনু.]।

ক্যাচ্'=[চা]—ক্রি. বিণ. হঠাৎ॥ ক্যাচ্' কৈরা কৈড়া দৈয়া হালা। [অনু.]।

ক্যাচ্' কলা=[খু]—বি. কাঁচ কলা॥ [<কাঁচ+কলা]।

ক্যাচ্'ড়া দান্=[পা]—বি. এক প্রকার ধান॥

ক্যাচ্'রা=[চট্ট]—বিণ. অর্ধসিদ্ধ॥ ক্যাচ্'রা ন খাইয়ন্। [দেখ কাচা+রা প্র.]।

২=[চা]—বিণ. জ্যাঠামিপনা করে যে॥ এই সেড়াডা বর ক্যাচ্'রা। [খচরা<খচর+আ প্র.]।

৩=[রং]—বিণ. খারাপ, লজ্জাহীন॥ তুই বড় ক্যাচ্‌রা কথা কৈশ্‌রে। [পূর্বে দেখ]।

ক্যাচ্'লা=[ফ]—বি. এক প্রকার আগাছা॥

ক্যাছ্‌লা ক্যাছ্‌লা=[রা]—বি. ছলচাতুরি॥ কাম্‌টা যদি করিশে তবে ক্যাছ্‌লা ক্যাছ্‌লা ক্যান্ ?

ক্যাজা=[রা,য]—বিণ. নষ্ট॥ ক্যাজা ডিমের্ বড় গন্দ (রা)। [<কাঞ্জ< কাইঞ্জা<কাঞ্জিক সং]।

ক্যাবার্=[পা]—বি. কৌতুক, রহস্য, হাসি ঠাট্টা॥

ক্যাহ্‌ব্যাহ্ করা=[পা]—ক্রি. বক্ বক্ করা॥ এত ক্যাহ্‌ব্যাহ্ কর কেন্ ? [অনু.]।

ক্যাটর্‌ক্যাটর করা=[য]— ক্রি. নির্লজ্জের মত হাসা ।। নয়া বৌটা খালি ক্যাটর্ ক্যাটর্ করে । [অনু.] ।

ক্যাটাং=[কু, পা]—বি. উপহাস, হাসি তামাশা ।।

২=[বা]—বি. মুখ ভেংচি ।। ওর্ ক্যাটাং দেখ্‌লে রাগ্ হয় ।

ক্যাটা ক্যারাশ্=[খু]—বিণ. লম্বা ও পাতলা মানুশ্ ।। [<cadaverous ইং] ।

ক্যাটানি=[পা]—বি. মজা ।। অত ক্যাটানি বালো না । [দেখ ক্যাটাং] ।

২=[য]—ক্রি. বি. কাটা ।।

ক্যাট্ ক্যাট্=[চা]—বি. খিটখিটে-পনা, বক্‌বকানি ।। বেশি ক্যাট্ ক্যাট্ কৈর না ।

ক্যাঠা=[চা]—সর্ব. কোন্ ব্যক্তি ।। তুই ক্যাঠারে ? [<কে+টা] ।

ক্যাডাকেডি=[বা]—বি. ঝগড়া, কোন্দল ।। দুই যায়ের্ মৈদ্যে ক্যাডা কেডি লাইগ্যাই আসে । [=চটাচটি ; দেখ ক্যাট্ ক্যাট্] ।

ক্যাডা লাগা=[চা]—ক্রি. বর্ধিত না হওয়া ।। মাইয়াডা ক্যাডা লাইগ্যা রৈসে ।

ক্যাড়া=[রা]—বি. গোবর লেপা জালানি ।। [দেখ ক্যাড়া] ।

২=[রা]—বিণ. নূতন, ফলন্ত ।। ক্যাড়া গাছ্‌টাত্ খুব্ আম্ ধর্‌ছে । [<কড়া] ।

ক্যাড়াইল্=[ফ]—বি. বাঁশের লম্বা টুকরা ।। [দেখ কাঁ্যাড়ল্] ।

ক্যাড়ে=[য]—বি. ভাঁড়, ঠিলা, কলস ।। ক্যাড়ে পুরে পানি দেও । [<কেঁড়ে <কুণ্ডিকা সং] ।

২=[য] —অস. ক্রি. কাড়িয়া ।। ওর টাহা ক্যাড়ে নিসে । [<কেড়ে< কাড়িয়া] ।

ক্যাড়্=[রা]—বি. দরজা ।। আই-ভোতে ক্যাড়্ দিয়া শোও । [দেখ ক্যাওরাট্] ।

ক্যাতা=[বা]—বি. কাঁথা ।। ক্যাতাহান্ কান্দা ঐয়া গ্যাসে । [<কাঁথা< কন্থা সং] ।

ক্যাতানো=[খু]—ক্রি. কাঁটা ফুটানো ।। চেংখা মাসে ক্যাতাইসে ।

ক্যাতার্=[রা, ব, কুম]— বি. পুকুর বা নদীর ধার ।।

ক্যাতারি=[ফ]—বি. ধান গাছ ।। ক্যাতারি দেহি যবর্ লম্বা ঐসে ।

ক্যাতুকুতু=[য, পা]—বি. কাতুকুতু, সুড়সুড়ি ।। ক্যাতুকুতু দিলে হাশি আশে । [=কাতুকুতু] ।

ক্যাতোর্=[বা—বিণ. কাতর, ভীরু ।। এইডা ক্যাতোরের্ কাম্ না [<কাতর] ।

২=[চা]—বি. চুল ।।

ক্যাত্=[বা]—বি. বগল ।। হাতে লাঠি ক্যাতে সাতি । [দেখ কেত্‌তলা] ।

২=[বা]—বিণ. ঢালু, কাৎ ।। নৌকা ক্যাত্ কৈর না [<কাৎ] ।

ক্যাত্‌ক্যাত্ [য]—অব্য. উত্তেজনা, ছটফটানি ।। [=কুৎ কুৎ] ।

ক্যাত্‌ক্যাত্ করা=[কুম]—ক্রি. উচ্চ স্বরে কথা বলা ।।

ক্যাত্‌থুন্=[রং]—ক্রি. বিণ. কত-ক্ষণ ।। ক্যাত্‌খুন্ তুই বাড়ি যাবি ? [< কতক্ষণ] ।

ক্যাত্‌তর্=[বা]—বি. চোখের পিঁচুটি ।। [<কীচড় হিং] ।

ক্যাত্‌তরা=[পা]—বি. চোখের কোণের ময়লা ।। [দেখ কেত্‌তর্] ।

ক্যাত্‌তলা=[ম, ক, খু]—বি. বগল ।। ক্যাত্‌তলার্ লোম্ শাফ্ কর্ । [দেখ কেহাত্‌লি] ।

ক্যাত্‌রা=[ম]—বি. কৌটা ।। এক্ ক্যাতরা গান্দা পানিত্ থাইক্যা মাইন্-শের্ ধন্মো । [<কত্‌র: قطره আং] ।

২=[পা]—বি. আগাছা বিশেষ ।।

৩=[বা]—বিণ. ক্ষীণ দেহ, ক্ষীণ ।। ইডা ক্যাত্‌রা মান্‌শের্ কাম্ না । [< কাতর+আ প্র.] ।

ক্যাত্‌রানো=[ম]—ক্রি. শ্রেণী বদ্ধ করা ।। মাগ্ লাইয়া একেবারে ক্যাত্-রাইয়া ফেলিসে । [কতার قطار আং+ আনো প্র.] ।

ক্যাত্‌রা ইলশা=[নো]—বি. ছোট মাছ বিশেষ ।। কাত্তি মাশে ক্যাত্‌রা-বৈসার্ যো । [দেখ কেত্‌রা] ।

ক্যাত্‌রাল্ [ব]—বি. এক প্রকার ভেষজ গাছ ।।

ক্যাত্‌লানো=[য]—বি. বার বার চটকানো ।। ভর্‌তাটা ও রকম্ ক্যাত্‌লালে কে খাবে ? [=কচ্‌লানো] ।

ক্যাথা চ'াপ্‌ড়ি=[রা]—বিণ. খুব ঘন ।। [<কাঁথা+চাপ+ড়ি প্র. ; অর্থ প্র.] ।

ক্যাদা=[বা]—বি. কাদা ।। [দেখ ক্যাদাপ্যাক্] ।

২=[রা, ব, চট্ট]—বি. কাস্তে ।। ক্যাদা দিয়া ধান্ কাটে ।

ক্যাদাপ্যাক্=[পা]—বি. জল কাদা ।। [<কাদা (<কর্দম সং)+পাঁক (< পঙ্ক সং)] ।

ক্যাদার্‌কি=[কু]—বি. ইয়াকি ।। আমার্ কথাটা ক্যাদার্‌কি মনে করো না । [<কদইয়াকি<কু+য়ারি يارى ফা.+কি (হিং র অনুকরণে)] ।

ক্যাদার্ গাহা=[রা]—ক্রি. আপন দুঃখ গাওয়া ।। জিবন্‌ভর্ ক্যাদার্ গাইয়াই গেনু । [<ক্যাদার<কাতর+গাহা =গাওয়া] ।

ক্যাদো=[পা]—বি. কাদা ।। ক্যাদোর্ মোইদে যাইও না । [দেখ ক্যাদাপ্যাক্] ।

ক্যাদারি=[পা, ব]—বি. ঠাট্টা, বিদ্রূপ ।। ক্যাদারি করিস্ না । [দেখ ক্যাদার্‌কি] ।

ক্যাদ্‌দানি=[কু]—বি. বড় মানুষি ভাব, সবজান্তাভাব ।। অত ক্যাদ্‌দানি দেহাও [কর্‌দনী كردنى ফা. ; অর্থ প্র.] ।

ক্যাদ্‌রান্=[রা, ব]—ক্রি পা ফাঁক করিয়া হাঁটা ।। [দেখ ক্যাদ্‌দানি ; বর্ণ বিপর্যয়] ।

ক্যাদ্‌রান্‌কি=[রা, ব]—বি. ফুটানি, গর্ব ।। বেশি ক্যাদ্‌রান্‌কি কর্‌লে শেশে ঠকে যাবে । [দেখ ক্যাদ্‌রান্+কি< كى ফা. প্র.] ।

ক্যাদ্‌রাল্‌তি=[চা]—বি. বাহাদুরি ।। বেশি ক্যাদ্‌রাল্‌তি দেহাবি না । [দেখ ক্যাদ্‌রান্‌কি] ।

ক্যানারা=[চা]—বিণ. মাটা, বেশী পোড়া ॥ ক্যানারা পাইলায় বেশি দাম্ অয় না।

ক্যানেচ্‌'চ'রা=[খু]—বি. তৈলেরটিন॥ [ক্যানেস্তারা < ক্যানিষ্টার canister ইং]।

ক্যানেনা=[রা, পা]—অব্য. কেননা, কারণ ॥ [<কেন না]।

ক্যান্ ক্যান্=[চট্ট]—বি. প্যান্‌প্যান্, কান্না ॥ পোয়াইয়া বর ক্যান্ ক্যান্ গরে। [অনু.]।

২=[পা]—বি. বেদনা ॥ আমার্ মাথা ক্যান্ ক্যান্ কর্‌তাসে ! [কনকন]।

ক্যান্‌জা=[রা]—বি. ভিতরে পচা ॥ [দেখ ক্যাজা]।

ক্যান্‌জা পড়া=[রা]—ক্রি. নষ্ট হওয়া, অকেজো হওয়া ॥ [দেখ ক্যান্‌জা]

ক্যান্‌থাল্=[বা, ক]—বি. গণ্ডগোল, গোলমাল, ঝামেলা, বিবাদ ॥ কি ক্যান্‌থালের মদ্দে না পর্‌সি ! [দেখ কেন্‌থাল্]।

ক্যান্‌ঠান্=[রা]—বিণ. কেমন ॥ [<কেঅন<কেমন+টা+ন]।

ক্যান্‌ডা=[ফ]—বি. মাছের কানকো ॥ মাসের্ ক্যান্‌ডা গুলা ফালাইয়া দে। [< কান্‌ডা<কানকো (<কর্ণকূপ)]।

ক্যান্‌ড়া=[রা]—বিণ. কাঁদুনে ॥ ক্যান্‌ড়া শিশু। [<কান্দ+ড়া প্র.]।

ক্যান্‌তলা=[পা]—বি. কাঁধতল ॥ ক্যান্‌তলায় কোট্ ঐসে। [<কাঁধ-তলা]।

ক্যান্‌তাই=[রা]—অব্য. কেন ॥ ক্যান্‌তাই বাড়ি যায় না।

ক্যান্‌তাইরা=[ফ]—বিণ. রোগা, জীর্ণ শীর্ণ ॥ ক্যান্‌তাইরা সেলের্ লেখাপরা অয় না।

ক্যান্‌তে=[রং]—অব্য. কি জন্য ॥ তুই এটেই ক্যান্‌তে আসু। [<কেন+ তে]।

ক্যান্‌দ=[খু, পা]—বি. কাদা ॥ পথে ক্যান্‌দ বরা। [দেখ ক্যাদা]।

ক্যান্‌দাঁর=[রা]—বিণ. যে খুব কাঁদে ॥ [<কান্দ+রি প্র.]।

ক্যান্‌দর্=[বু]—ক্রি. বিণ. কেমন ॥ অন্‌ধকারে ক্যান্‌দর্ করি যাবি ? [< কেমন+ধারা]।

ক্যান্‌দা=[ক]—বি. মাকাল ফল ॥ ক্যান্‌দা দেখ্‌তেই সুন্দর্, ভিতরে সাই।

ক্যান্‌দারা=[পা]—বিণ. কেমন ॥ এ ক্যান্‌দারা কথা ? [<কেমন+ধারা]।

ক্যান্‌দাল্=[য]—বি. আঁকশি, খড় ওলট পালট করিবার দণ্ড বিশেষ ॥ [দেখ কাঁ্যাড়ল্]।

ক্যান্‌নে=[রং]—বি. কারণ ॥ এই ক্যান্‌নে খুব অং তামশা হৈচে। [< কারণে]।

ক্যান্‌সিল্=[খু]—বি. বরখাস্ত ॥ তার্ চা'কুরি ক্যানসিল্ ঐসে। [<ক্যানসেল্ cancel ইং]।

ক্যাপা দেওয়া=[পা]—ক্রি. ধর্না দেওয়া ॥

ক্যাপ্‌টা=[ব]—বিণ. অপক্ব, কাঁচা ॥

ক্যাপ্‌টে=[খু]—বি. কেউটে সাপ ॥ [<কেউটে]।

ক্যাপ্ দরা=[বা]—ক্রি. ভক্তি করা, ভান করা ॥ এগুলা সব্ ওর্ ক্যাপ্‌দরা।[<কাপ ধরা]।

ক্যাপ্‌শা=[রা]—বিণ. সাদা সুতা ॥ [<কার্পাস]।

ক্যাবলচু'ইন্যা=[বা]—বিণ. চূড়ান্ত ॥ শয়্‌তানের্ ক্যাবল্‌চু'ইন্যা।

ক্যাবা=[ক, পা]—ক্রি. বিণ. কি রকম, কেমন ॥ বেটা সাওয়াটা ক্যাবা লেখা-পরা করে ? [<কিতায়<কিভাবে]।

ক্যাব্‌ড়া=[খু]—বি. কেওড়া ফল ॥ ক্যাব্‌ড়া খাবি ? [<কেওড়া (<কেতক সং) ; তুং কেবড়া হিং]।

ক্যাব্‌বল্=[ক]—বিণ. অতি, অনেক ॥ হে ক্যাব্‌বল বিয়ানে চ'লি গেসে। [<কেবল ; আধিক্যার্থে বর্ণদ্বিত্ব]।

ক্যাব্‌রা=[য]—বিণ. এলোমেলো ॥ ভুইতায় ক্যাব্‌রা সারান্ মুশকিল্। [দেখ ক্যাওড়া]।

ক্যাব্‌লা=[চা]—বিণ. নির্বোধ ॥ [< কিব্‌লঃ قبله আঃ ; বিকৃত অর্থে]।

ক্যাব্‌লা রুখ্=[য]—ক্রি. বিণ. পশ্চিমমুখী ॥ কেব্‌লারুখ্ ঐয়া কলম্ খাইতাম্ পারি। [<দেখ ক্যাব্‌লা+ রুখ্ رخ ফা.]।

ক্যাম্মা=[ব]—বি. গন্ধ ॥ শালা বিড়ি-টার্ ক্যাম্মা ভালৈ লাগেরে। [দেখ কেমা]।

ক্যাম্‌কা=[রং, ব, রা]—ক্রি. বিণ. কেমন ॥ ক্যাম্‌কা করি যাঁইম্ ? [< ক্যাম (<কেমন)+কা]।

ক্যাম্ কুটা=[রা]—বিণ. কচি, অপরি-পুষ্ট ॥

ক্যাম্ থাট্=[পা]—বি. মোটা সুতার তৈরী কাপড়ের থাট ॥ [<ক্যাম্প camp ইং+থাট (<থান)]।

ক্যাম্‌তর্=[চা]—ক্রি. বিণ কি রকম ॥ দেখ্ সেলে ক্যাম্‌তর্ করে। [<কেমন+তর]।

ক্যাম্‌তে=[রং]—ক্রি. বিণ. কি প্রকারে ॥ এ ক্যাম্‌তে পার্ হবু ? [< কি মতে]।

ক্যাম্‌বা=[ব]—অব্য. কেন জানি ॥ শে ক্যাম্‌বা দিন্ দিন্ খারাপ্ হয়ে যাসসে। [<কেন+বা]।

২=[রং]—ক্রি. বিণ. কেমন ॥ [< কেমন+বা]।

ক্যাম্‌বালে=[খু]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ বিষ্টিতে বাড়ি যাবি ক্যাম্‌-বালে ? [দেখ ক্যাম্‌বা]।

ক্যাম্‌মায়্=[য]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ ক্যাম্‌মায়্ এ কাম্ কর্‌বা ? [<কেমন+ভাব (ধারায়)]।

ক্যাম্‌মে=[বা]—ক্রি. বিণ. কি প্রকারে ॥ ক্যাম্‌মে যামু ? [<ক্যামনে <কেমনে]।

ক্যাম্‌লায়্=[য]—ক্রি. বিণ. কেমন করিয়া ॥ আমি একা ক্যাম্‌লায়্ এ কাম্ করি ? [দেখ ক্যাম্‌মে]।

ক্যাওট্=[খু]—বি. কৈবর্ত জাতি ॥ [<কেবট<কেবর্ট<কৈবর্ত]।

ক্যারর়া=[চট্ট]—বি. কাঁকড়া ॥ [<কাখরা<কাঁকড়া]।

ক্যারা=[চট্ট]—অব্য. কেন ? ॥ [তুং কিয়া কিউঁ হিং]।

ক্যার্‌=[দি]—সর্ব. কে ॥

ক্যারা=[ফ, কুম, ঢা]—বি. পোকা বিশেষ ॥ [<কীড়া<কীট]।

২=[রা, ব]—বি.গোবরের জ্বালানি ॥ [দেখ ক্যাউড়া]।

৩=[কুম]—অব্য. কেন ॥ ডাক্‌তাস ক্যারা ? [=কেরে]।

৪=[রা]—বি. ইক্ষু ॥ ক্যারা ভারি মিঠা ।

ক্যারাই=[পা]—বি. ঠাট্টা, তামাশা ॥ [দেখ কেরাই]।

২=[ব]—বি. দেমাগ, গর্ব ॥ মাম্‌যাটা বড়ো কারাই দেখায়্ ।

ক্যারাইলা=[পা]—বিণ. ছোট, কচি ॥ [দেখ কেরুল্]।

ক্যারাচি'ন্‌=[ফ]—বি. কোন পাত্র রাখার বাঁশের তৈরী উপকরণ ॥

২=[রং]—বিণ. খারাপ ॥ তার্ অবস্‌থা বড় ক্যারাচিন্ ।

ক্যারানো=[ম]—ক্রি. চুক্তি করা ॥ নাওয়ের্ বারা ক্যারাইয়া আইসি । [<কেরায়া کرایہ আং+আনো প্র.]।

ক্যারা ব্যারা=[পা] — বি. বাধা বিপত্তি ॥ [দেখ কেরাবেরা]।

ক্যারায়া=[বা]—বি. ভাড়া ॥ ডাহার্ ক্যারায়া কত চা'ও মাযি ? [দেখ কেরাইয়া]।

ক্যারালি=[পা] —বিণ. ছোট ॥ ক্যারালি আম্ । [<কড়া+আলি প্র.]।

ক্যারাল্‌=[খু]—বি. পেরেক ॥ নৌকায় ক্যারাল্ মার্‌তে ঐব ।

ক্যারাল্‌ দেওয়া=[রা]—ক্রি. নৌকা চালানোর জন্য হালের বৈঠা নাড়ানো ॥ একটু জোরে ক্যারাল্ দে । [<কেরুয়াল=দাঁড় ম. বাং+দেওয়া]।

ক্যারুত্‌ কুরুত্‌=[বা] — অব্য. ঢেঁকির শব্দ ॥ দান্ বানিতে ডেকি ক্যারুত্ কুরুত্ করে । [অনু.]।

ক্যারুয়ালি=[রং [—বিণ. কচি ॥ ক্যারুয়ালি আম্ খাইলে কাশ্ হয় । [দেখ ক্যারাইলা]।

ক্যারে=[ব]—অব্য. কিহে ॥ ক্যারে কটি যাশ্ ? [<কি রে]।

২=[ফ]—সর্ব. কাহাকে ॥ [<কারে<কাহারে]।

ক্যারোশ্‌ তৈল্‌=[বা]—বি.কেরোসিন তৈল ॥ [দেখ কেরাচি']।

ক্যার্‌=[রা,ব]—বি. কপাট ॥ দর্‌জায় ক্যার্ দে, নাহলে কুত্তা ঘরে জাবে(রা)। [<কেওয়াড়<কবাট]।

২=[খু,বা]—বি. চাউলের এক প্রকার পোকা ॥ চা'লির্ মদ্‌ধি রশুন্ দিয়ে থুন্, তানা হলি চা'লি ক্যার্ নাগ্‌তি পারে । [<কিরা]।

ক্যার কেরিয়া=[রং]—বি. ঝিঁ ঝিঁ পোকা ॥ ক্যারকেরিয়া কাঁদে সন্‌ধা আশ্‌চে । [<কেরকের(ধ্বন্যা.)+ইয়া প্র.]।

ক্যার্‌ ক্যারি=[পা]—বি. গোলমাল ॥ তোমার্ ক্যারক্যারি বন্‌দ কর । [ধ্বন্যা.]।

ক্যার্‌দানি=[ব]—বি. অহঙ্কার ॥ এত ক্যার্‌দানি দেখাও কারে ? [দেখ কেদ্‌রানি]।

ক্যার্‌মে ক্যার্‌মে=[ম]—ক্রি. বিণ. ক্রমে ক্রমে ॥ পোলাডা ক্যার্‌মে ক্যার্‌মে বালা ঐতাসে । [<ক্রমে ক্রমে]।

ক্যার্‌শালা=[খু]—বি. এক প্রকার কালো ধানের নাম ॥

ক্যালা=[ব]—বি. প্রদীপের পোড়া পলিতা ॥ [<কালা ; অর্থ প্র.]।

২=[রা,ব]—বি. কোলের শিশু ॥ [<কোল+আ প্র.]।

৩=[বা]—বি. কলা ॥ ক্যালার্ আলি এক্ আনা । [দেখ কেলা$_2$]।

ক্যালাকু'চা=[রা]—বি. এক প্রকার গাছ ॥ [<তেলাকুচা]।

ক্যালাকু'কা=[রা]—বি. পাখী বিশেষ ॥

ক্যালাচোরা=[খু]—বি. আরশুলা ॥ [<তেলাচোরা]।

ক্যালানি দত্‌ত=[পা] — বিণ. অকর্মা ॥

ক্যালানো=[রা]—ক্রি. কাঙ্গলামি করা, অনর্থক হাসা, ইয়ার্কি দেওয়া ॥ •অত ক্যালানো ভাল না । [দেখ কেলানো]।

২=[পা,য]—ক্রি. মরিয়া যাওয়া ॥ দেখ্ যেন্ ক্যালায়া যায় না । [পূর্বে দেখ ; মূল অর্থ অঙ্গুষ্ঠ দেখান অর্থাৎ বিদায় লওয়া]।

৩=[রং]—ক্রি. ছাল ফেলা ॥ কলাটা ক্যালাও । [দেখ কেলানো$_3$]।

৪=[ব]—ক্রি. ফাঁক করা ॥ দুয়ার্‌ডা ক্যালাও । [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

ক্যালান্‌দি=[রা, পা]—বিণ. হাবা, বোকা ॥ ক্যালান্‌দি কোথাকার্, কিছু বুঝছ না (রা) ?

ক্যালাব্‌দি=[ব]—বিণ. আলাপী ॥ লোক্‌টা বড় ক্যালব্‌দি । [<কলাবিদ]।

ক্যালাম্‌$_1$=[রং]—বিণ. আহাম্মক ॥ [দেখ কেলা+মু<মুহ <মুখ ; যে সর্বদা হা করিয়া থাকে]।

ক্যালায়া পড়া=[পা]—ক্রি. অসমর্থ হওয়া ॥ [দেখ ক্যালানো$_2$]।

ক্যালাশ্‌$_1$=[রং]—বিণ. বোকা, আহাম্মক ॥ চেংরাটা এক্‌কেরে ক্যালাশু । [দেখ ক্যালায়্]।

ক্যালে=[কু]—বি. ঘাস বিশেষ ॥

ক্যালো ক্যালো করা=[য]— ক্রি. গুরুত্ব আরোপ না করা ॥

ক্যাল্‌=[ক]—ক্রি. বিণ. কেবল ॥ সেরাডায় ক্যাল্ খাইতেই চা'য় । [<কেঅল<কেবল]।

২=[ক]—বি. মরিচা ॥ দাওডায় ক্যাল্ পর্‌যা গেসে ।

ক্যাল্‌ক্যালানো=[পা]—ক্রি. বিরক্তিকর কোলাহল করা ॥ কানের্ কাসে ক্যাল্‌ক্যালাইও না । [তুং কল কলানো]।

ক্যাল্‌কেলি=[ক]—বি. চিৎকার এই বেটি ছাওয়াটার ক্যাল্‌কেলি আর্ কানে শয় না ।

ক্যাল্চ'ম্যুড়ি=[পা]—বি. অতি ভোর, যখনও কিছুটা অন্ধকার থাকে সেই সময় ॥ [<কালসা+মুড়ি, মুড়]।

ক্যাল্জান্=[রা]—বি. কলাগাছের ভিতরের অংশ ॥ ক্যাল্জান্ খাওয়া যায়। [দেখ কেন্খাইল্]।

ক্যাল্টং ড্যাল্টং=[রা]—বিণ. এলো মেলো, উদাসীন, বালসুলভ, চপল॥ তোর্ ভাব্টা ক্যাল্টং ড্যাল্টং করোছ্ ক্যান্রে? [অনু.]।

ক্যাল্টা=[রং]—বি. ছাল বা চামড়া॥ বাঁশের্ গুঁতা লাগ্যা গায়ের্ ক্যাল্টা উঠ্চে।

২=[রং]—বিণ. যে রাগ বা ইয়ার্কি বশতঃ হুকুম মানে না॥

ক্যাল্টাকেল্টি=[রং]—বি. ইয়ার্কি, বিদ্রূপ, মজা॥ তুই মোর্ শাথে ক্যাল্টা-কেল্টি করিস্ না। [দেখ ক্যাল্টা]।

ক্যাল্টানো=[ব]—ক্রি. প্রহার করিয়া ধরাশায়ী করা॥ আমি ক্যাল্টায়ে শাড়্ বনে বল্সি। [দেখ ক্যাল্টা+নো প্র.; অর্থ প্র.]।

২=[রা]—ক্রি. ফাজলামি করা॥ এত বেশি ক্যাল্টাস্ নে। [পুর্বেদেখ]।

ক্যাল্তানি=[পা]—বি. ময়লা॥ [<কলতানি]।

ক্যাল্না=[রং]—বি. এক প্রকার ঘাস (যাহার মূলে ঔষধ হয়)॥ ক্যাল্না ঘাস্ বাড়ে খুব্।

ক্যাল্মেলি=[রং]—বি. কিচ্মিচ্ শব্দ॥ পাখির ক্যাল্মেলিতে কিছুই শোনা যায় না। [ধ্বন্যা.]।

ক্যাশা=[রং]—অব্য. কেন যে॥ তুই ক্যাশা ওদান্ হছিশ্। [কয়সা হিং<কীদৃশ সং]।

ক্যাশানো=[ব]—ক্রি. গ্রাহ্য করা, ভয় করা॥ সাওরাটা মোটেই ক্যাশায় না।

ক্যাশ্টা পরা কথা=[রা]—বি. অপ্রীতিকর কথা॥ তোর ক্যাশ্টা পরা কথা শুনবার্ আশিনি। [<কাঅসিটা<কালসিটা]।

ক্যাশ্টো=[খু]—বিণ. রোগা, দুর্বল॥ সাগল্টা বড় ক্যাশ্টো। [দেখ কেশ্টো]

ক্যাস্ল্যা=[ব]—বি. রোগী, অসুস্থ ব্যক্তি॥ [<কসালঃ کسالہ আং; কসালা হিং]।

ক্যাহা=[পা]—বি. ধানের নাম (অল্প পানিতে জন্মে)॥

ক্যাহানো=[খু]—ক্রি. চিৎকার করা॥ [দেখ কেহান্]।

ক্যাহিন্=[রা]—বি. উপপত্নী॥

ক্যাহিশ্=[রা]—বি. বিরক্তি॥ বেশি ক্যাহিশ্ করিস্ না। [<কাহিশ کاهش ফা.]।

কৈ

কৈ=[রা, ব]—বি. গালি॥ কৈ দ্যাও কেনে?

২=[সি]—বি. কড়ি, কচি, অপক্ক॥ আমর্ গাসত্ কৈ দর্সে। [<কলি]।

৩=[চা]—বি. কহি বা চিচিংগা নামক তরকারী॥

কৈওক্রা=[চা, বা]—বি. ঔষধি বিশেষ॥ কৈওক্রার্ পাতা দিয়্যা কবিরায়রা পাচো'ন্ বানায়।

কৈ'ক্যা, কৈ'ক্কা=[চট্ট]—ক্রি. বিণ. কোন্দিকে॥ গরুয়া কৈঁক্যা গেইয়ে। [<কৈ=কোথায়+কা]।

কৈ'দা=[চট্ট]—বি. চিচিংগা, তরকারী বিশেষ॥

কৈ'য়া=[চট্ট]—বি. পেঁপে॥ কৈঁয়া ইবা বড় মিডা।

কৈর্=[চট্ট]—বি. গরুর মুখবন্ধ॥

কৈ'লা=[চট্ট]—বিণ. কপিলা, পিঙ্গল বর্ণের॥ [<কপিল]।

কৈ'লা চো'খ্=[চট্ট]—বি. কটা চোখ॥ [দেখ কৈঁলা+চোখ< চক্ষু]।

কৈকরি=[কুম]—বি. বুনোলতা বিশেষ (যাহা খাইলে গরু বেশী দুধ দেয়)॥

কৈবাত্তুর্=[খু]—বি. কাতরানি, ছটফটানি॥

কৈ কৈ=[রা]—বি. ছট্ফট॥ এত কৈ কৈ কর ক্যা? [অনু.]।

কৈচল্=[রা]—বি. দরবার, জটলা॥ এত কৈচল্ ক্যানে বাহে? [<কচাল]।

কৈচ'া=[ম]—বি. পানা॥ পুটের্ বরা কৈচ'া। [<কচু+আ]।

২=[নো, কুম]—বিণ. কচি বয়সের॥ [<কচি+ইয়া অথবা কচচা হিং]।

৩=[চা]—বি. ধান ক্ষেতের আগাছা॥

কৈচ্চুল্=[রা]—বি. চামচ॥ [<কচ্ছুল হিং]।

কৈ জালা=[রা]—বি. কৈ মাছ ধরার জাল॥ [কৈ<কবরী সং+ জাল +আ (স্বার্থে)]।

কৈয্যা=[নো, চট্ট]—বি. ঝগড়া॥ খাম্খা কৈয্যা করিস্ না। [<কযিয়াঃ قضيه আং]।

২=[চট্ট]—বি. শুষ্ক খড়ের গাদা॥

কৈয্বা=[ফ]—বি. হৃৎপিণ্ড॥ গরুর কৈয্বা বালা বিনিশ্। [<কলিজা হিং]।

কৈটা=[পা, চা]—বি. কৌটা॥ কৈটাত্ মাইয়ারা পৈশা রাহে। [<কৌটা]।

২=[কুম, নো]—বি. চিচিংগা বা কহি তরকারি॥

৩=[কুম, নো]—বি. গালি বিশেষ॥ তরে কৈটা দিম্।

কৈটোরা=[চা]—বি. কই মাছের পোনা॥ এই পুস্কইরডায় অনেক্ কৈটোরা আসে।

কৈষ্ট্=[রা, পা]—বি. জিদ ॥ কৈষ্ট্ কৈরা কি লাব্ ?

কৈষ্ট্কা=[চা]—বিণ. চালাক. বেশী কথা বলে যে ॥ পুলাডা বর কৈষ্ট্কা।

কৈট্টেঁড্ডি=[কুম]—বি. কটি, নিতম্বের অস্থি ॥ [<কটিতট]।

কৈডা=[কুম]—বি. ঝিঙা জাতীয় তরকারী বিশেষ ॥ কৈডা বর্ষাকালে অয়। [দেখ কৈটা$_2$]।

কৈড্ডা=[পা]—বি. শ্রমিক, দিন মজুর ॥

কৈড্ড্যা থাল্=[ফ]—বি. রেকাবী, কাঠের তৈরী থালা বিশেষ ॥

কৈড্=[রং]—বি. বাঁশের দরজা ॥ [<কিবাড় হিং]।

কৈতন্=[বা]—বি. কালো রঙের বুনট করা মোটা সুতা, ফিতা, কাইতন ॥ কৈতন্ দি কোমরে তাগা দ্যাও। [< করতোন قیطون তু.]।

২=[কুম]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ কৈতন্ আইসত্রে ? [<কই= কোথায় +তন=হইতে]।

কৈতরা কৈতরি=[ম]—বি. কপোত কপোতী ॥ কৈতরা কৈতরি মুকে মুক্ মিলাইয়া টংগে থাহে। [কবুতর کبوتر ফা. +আ প্র.]।

কৈতরি=[সি]—বিণ. ছোট ॥ কৈতরি বেটা বাক্কা পরিলায় দেখি। [< কিছুতর کہتر ফা. +ই প্র.]।

কৈতরের খোপ্=[চা]—বি.ছোট ঘর (ব্যঙ্গার্থে) ॥ এই কৈতরের খোপে থাকণ্ ? [<কবুতরের খোপ ; খোপ <ক্ষুপ সং]।

কৈতরের টং=[চা]—বি. ছোট ঘর (ব্যঙ্গার্থে) ॥ এই কৈতরের টং এ কেম্বে থাহস্ । [টং<তুঙ্গ সং]।

কৈতর্=[কুম]—বি. কবুতর, পায়রা ॥ [<কবুতর کبوتر ফা.]।

কৈতর্ খাঁপ=[চা]—বি. একটি ধানের নাম ॥

কৈতর্শালি=[ব]—বি. এক প্রকার আউশ ধান ॥

কৈতর্ মৈতর্=[চা]—বি. খেলা বিশেষ ॥

কৈতা=[ম]—বি. কাঁঠালের ভুতি ॥ কৈতাডা গরুরে দ্যাও।

২=[ম]—বি. মাদুর, পাটি ॥ নোমাযের কৈতাডা কৈ ?

কৈতানি=[ম]—ক্রি. বিণ. কতটুকু ॥ তেনার মেয়া কৈতানি ঐসে ? [< কতখানি=কত বড়]।

কৈতার্=[ফ]—বি. কবুতর ॥ [দেখ কৈতর্]।

কৈতের্=[রং]—বি. কবুতর ॥ [দেখ কৈতর্]।

কৈত্তোন্=[বা]—বি. কাল ও চিকন ফিতা ॥ [দেখ কৈতন্]।

কৈত্তোরি হোক্=[নো]—বি. ধানের সাদা পোকা ॥ [দেখ কৈতর্+হোক <পোকা]।

কৈত্=[পা,কুম]—ক্রি.বিণ. কোথায় ॥ মামু কৈত্ যাও গো ? [<কৈ= কোথায়+তে]।

কৈত্কার্=[রা]—বিণ. কোথাকার ॥ তুই কৈত্কার্ আনাড়ি ? [দেখ কৈত্+ কার সম্বন্ধের বিভক্তি]।

কৈত্ কৈত্=[চট্ট]—অব্য. কবুতর ডাকার শব্দ ॥ আয় কৈত্ কৈত্ আদার্ খা। [অনু.]।

কৈত্তরি=[না]—ক্রি. বিণ. কোন্ পর্যন্ত ॥ তুই কৈত্তরি যাবি ? [দেখ কৈত্তরিক্]।

কৈত্তরিক্=[চা]—ক্রি. বিণ. কি পর্যন্ত ॥ আব্ গা কৈত্তারিক্ করুলি ? [<ক<ক সং+তলক্ বা তক হিং]।

কৈত্তা=[চা]—বি. তরকারি বিশেষ ॥ কৈত্তা বাধা।

কৈত্তানি=[চা]—বিণ. অনেক ॥ হে কৈত্তানি যমিন্ পাইসে। [< কতখানি]।

কৈদাল্=[দি]—বি. কোদাল ॥ [< কোদাল ; কুদ্দাল সং]।

কৈদা=[কুম,দি]—বি. কাদে ॥

কৈদাও=[রং]—বি. কাদে ॥ কৈদাও ছাড়া ধান্ কাটা যাবে না।

কৈদ্ম্যা=[রা]—বি. লাল রঙের মিষ্টি কুমড়া ॥ কৈদ্ম্যা খাইতে মজা। [<কুমড়া<কুষ্মাণ্ড সং]।

কৈনা=[কুম,ম]—বি. মাটির ছোট পুতুল ॥ [<কন্যা]।

২=[দি]—বি. কনে ॥ বিয়াত্ কৈনা। [পূর্বে দেখ]।

কৈনা কাল্=[রং]—বি. বিবাহ দিবার সময় ॥ মোর্ ছাওয়াটার্ কৈনা কাল্ হচে। [<কন্যা+কাল=সময়]।

কৈনিআলা=[কুম]—বি. কথা বলার লোক ॥ তুই কোন্হান্কার্ কৈনি আলারে ? [<কহনে বালা হিং]।

কৈন্যা=[রা]—বি. কনুই ॥ কৈন্যার্ ভরে পড়ি গেইছু। [কনুই]।

কৈন্=[সি]—বি. হাতা ॥ শাটের্ কৈন্দি ফারি গেসে। [দেখ কৈন্যা]।

২=[সি]—বি. গুড়া, কণা ॥ কৈনে বরা। [<কণা=কণিকা]।

৩=[সি]—বি. পানি সেচন করিবার কাঠের যন্ত্র ॥

কৈন্চ'া=[ম]—বি. বাঁশের শাখা, কঞ্চি ॥ [<কঞ্চি<কম্চী قمچی তু.]।

কৈন্নাই=[চট্ট]—অস. ক্রি. হাতের কনুই দিয়া আঘাত করিয়া ॥ [দেখ কৈন্+আই প্র.]।

কৈপুত্রা=[সি]—বি. কৈ মাছের পোনা। কৈপুতরার্ কুড়ির্ দাম্ কম্ এ্যাক্ টাহা তা খাইতাম্ কিতা ? [<কৈ+পুত্র=কৈয়ের বাচ্চা]।

কৈপোদ্দারি=[ক]—বিণ. ধার্মিক ॥ তার্ মত কৈপোদ্দারি কম্ দেহা যায়। [<কপর্দ(=জটাজুট)+ধারী]।

কৈপ্ট্যা=[পা]—বি. প্রদীপ, বাতি, কুপি ॥ কৈপ্ট্যাডা নিবাও। [< কুপিকা সং]।

কৈবত্=[চা]—বি. জেলে ॥ আইত্ কাইল্ দ্যাশে কৈবত্ দেহাই যায় না। <কৈবর্ত সং]।

কৈবান্দি=[কুম]—বি. কই মাছের ন্যায় ক্ষুদ্র মাছ বিশেষ ॥ টাকি

মাস্টায় কৈবাম্দি মাস্টা খাইয়া লাইসে।

কৈবের্=[চা]—অস.ক্রি, বলিতে, কহিবার ।। দুক্খের কথা কৈবের্ পারি না। [=কইবার<কহিবার]।

কৈব্বত্=[নো]—বি. অজুহাত ।। হগল্ কতার্ কৈব্বত্ দেওন্ যায়নি? [<কৈফিয়ৎ كيفيت আং]।

কৈয়া=[রং]—বি. পানদান, পান রাখিবার পাত্র বিশেষ ।। কৈয়াত্ পান্ দ্যাও।

২=[বা]—বি. লতা বিশেষ ।।

৩=[চট্ট]—বি. পেঁপে ।। আঁই কৈয়া ন খাই।

কৈয়া আশা=[চা]—ক্রি. যাত্রাকালে বিদায় নেওয়া ।। তর্ মাঐর্ কাসে কৈয়া আয়্। [<কহিয়া আসা]।

কৈয়াকরা=[চা]—বি. এক প্রকার আগাছা ।।

কৈয়াখারি=[কুম]—বি. এক প্রকার ধান।

কৈয়া যাল=[চা]—বি. কৈমাছ ধরিবার জাল ।। [<কই+ইয়া+জাল]।

কৈয়াম্দুরি=[চা]—বি. সাদা রঙের আউশ ধান বিশেষ ।।

কৈয়া ঢেপা=[বা]—বি. ক্ষুদ্র ঢেউ ।।

কৈ মাগ্রে=[চা]—বি. একটি ধানের নাম ।।

কৈয়া লতা=[ফ, চা]—বি. বেত জাতীয় লতা বিশেষ।

কৈয়াহারি=[সি]—অস. ক্রি. বলিয়া শেষ করিয়া ।। অর্ কতা কৈয়াহারি হে গিয়া বৈল্। [<কহিয়া+সারি <সারিয়া]।

কৈয়ার্=[বা]—বি. ইক্ষু ।। [<কুশিয়ার মৈথিলী ; দেখ কৈশর্]।

কৈয়ের্ ঝিঁ'আ=[রা]—বি. কৈমাছের পোনা ।। কৈয়ের্ ঝিঁআগুলি জ্যান্ কিশক্ আনিচে? [<কৈ-এর ঝি ও ছা=বাচ্চা]।

কৈয়ের্ চৌরা=[কুম]—বি. ছোট কই মাছ ।। বাদর্ মাইরা কৈয়ের্ চৌরা ধর লাগ্। [দেখ কৈচৌরা]।

কৈরা=[কুম]—বি. কড়াই ।। [কড়াই <কটাহ সং]।

২=[চা]—বি. তরকারী বিশেষ ।।

৩=[ফ]—বি. চিনামাটি ।। কৈরার্ বাটি।

কৈরাম্দুরি=[চা]—বি. আউশ ধান বিশেষ ।। [দেখ কৈয়াম্দুরি]।

কৈরায্=[চট্ট]—বি. কবিরাজ ।। কৈরাযের্ বারিত্ যাইয়ুর্। [<কবিরাজ]।

কৈরোল্=[রং]—বি. বাঁশের কচি চারা ।। বাঁশের্ কৈরোল্ যেদিকে হালায় সেদিকে হালে। [<কোঁড়ল<কুণ্ডল সং]।

কৈর্ষ্যা ইচা=[চট্ট]—বি. কালো ছোট চিংড়ি মাছ ।। কৈর্ষ্যা ইচার্ তর্কারি বর ভালা।

কৈর্তি=[সি]—বি. বদনা ।।

কৈর্ বাটাইল্=[ফ]—বি, কাঠ ছিদ্র করার যন্ত্র ।। [কোর বাটালি]।

কৈলাম্=[বা]—অব্য. কিন্তু ।। আমি কৈলম্ যাব না। [<কহিলাম]।

কৈলা=[নো]—অব্য. কোথায় ।। রহিমা কৈলা। [<কৈ=কোথায়+লা<হলা সং]।

২=[খু]—বি. কলাই, ডাল ।। [< কলাই ; বর্ণ বিপর্যয়]।

৩=[রং]—বি. কাঠ বিশেষ ।।

৪=[ফ]—বি. অঙ্গার, কয়লা ।। কৈলা দিয়া দাত্ মাযোন্ বালা ।। [<কয়লা]।

৫=[চট্ট]—বি. কোকিল ।। [কোয়েলা <কোয়েল<কোকিল]।

৬=[কুম, সি]—বি. কলসী ।। কৈলাত্ পানি বরি লও। [<কলসা<কলস]।

কৈল্যা=[রং]—বি. উচ্ছে, করলা ।। কৈল্যা খাইতে তিত্কুল্ লাগে। [< করেলা<কারবেল্ল সং]।

কৈলোম্=[বা]—অব্য. কিন্তু ।। ওরে যোবা (সুযোগ) কৈলোম্ যায়। [দেখ কৈলাম্]

কৈল্=[খু]—বি. কোকিল ।। [কোয়েল <কোকিল]।

২=[চা, রং]—অব্য. কিন্তু ।। আমি কৈল্ এই কাম্ডা পার্তাম্ না।

৩=[নো]—বি. চুক্তি ।। আঁর্ লগে কৈল্ কর। [<কওল قول আং]।

কৈল্কট্=[পা]—বি. বিড়াল জাতীয় জন্তু বিশেষ ।। কৈল্কটে মুর্গি নিয়ে গেসে।

কৈল্ কথা=[খ]—বি. উচিত কথা ।। কৈল্ কথা কৈলেও আইয়্ কাইল্ দোষ্ অয়। [<কহিল=কথিত+কথা]।

২=[ম]—বি. বলা কথা ।। কৈল্ কথা ছন্বার্ চ'াইনা। [পূর্বে দেখ]।

কৈল্ক্যা=[পা]—বি. হুকার কলকে ।। কৈল্ক্যাডা শাখাও। [কলকে= কলকি]।

কৈল্কোট্=[পা]—বি. নেকড়ে বাঘ জাতীয় হিংস্র প্রাণী ।।

কৈল্ঘুট্=[বা]—বি. এক প্রকার মাংসাহারী প্রাণী ।।

কৈল্চ'া=[কুম]—বি. কলিজা ।। গরুর্ কৈল্চ'া খাইতে মযা। [দেখ কৈল্যা]।

কৈল্যা=[চট্ট]—বি. কলিজা, বুক ।। বিশে তার্ কৈল্যা যাঁই যায়্। [দেখ কৈল্যা]।

কৈল্যা পোরা=[ফ]—ক্রি. দরদ লাগা ।। যার্ যার্ পোলার লাইগ্যা তার্ তার্ কৈল্যা পোঁরে। [দেখ কৈল্যা=কলিজা+পোড়া]।

কৈল্যার্ ধন্=[সি]—বি. অতি আদরের বস্তু ।। পোলাডা যেন্ তার্ কৈল্যার্ ধন্। [দেখ কৈল্যা=কলিজা +ধন]।

কৈল্যার্ লৌ=[চা]—বি. বুকের রক্ত ।। [দেখ কৈল্যা+লৌ<লহু< লোহিত সং]।

কৈল্যা পুর্=[পা]—বিণ. মহৎ প্রাণ, উদার ।। তার্ মত কৈল্যাপুর্ লোক্ কমে দেখ্সি। [দেখ কৈল্যা +পুর<পূর্ণ]।

কৈল্ঠ্যাহ্=[দি]—বিণ. নড়বড়ে ।। গাড়ির্ খুরি কৈল্ঠ্যাহ্ হৈ গ্যাচে।

কৈল্দা=[কুম]—বি. কলিজা ॥ তোমার দুঃখ দেইখা কৈল্দা কাইটা যায়। [দেখ কৈল্যা]।

কৈল্দারা=[নো]—বি. কালবাউশ মাছ ॥

কৈল্দাজ্=[কুম, চা]—বি. পানির কলস রাখিবার জন্য মাটির তৈরী উচ্চ মণ্ডপ বিশেষ ॥

কৈল্দাহ্=[রা]—বি. উচ্ছে তরকারি ॥ [<করলা]।

কৈল্দ্যা=[পা]—বি. উচ্ছে, তরকারী বিশেষ ॥ [দেখ কৈল্দাহ্]।

কৈশর্=[কুম]—বি. আখ ॥ 'যার আগে হাত্ পুড়ে তের নাতি যে করবে কৈশরের খ্যাতি'—প্রবাদ। [দেখ কৈষুর]।

কৈশা=[চা]—বি., বিণ. একুশ ॥ [<একুইশা=একুশ]।

২=[পা]—ক্রি. বিণ. কষিয়া, শক্ত করিয়া ॥ কৈশা ধরিস্। [<কষিয়া =কষে]।

কৈশান্=[রা]—অব্য. কখন ॥ তুই কৈশান্ কৈছু ?

কৈশ্যাল্=[চট্ট]—বি. ইক্ষু, আখ ॥ [দেখ কৈশর্]।

কৈষ্=[কুম]—বি. জুতা ॥ [< কফশ كفش ফা.]।

কৈশ্টা=[পা]—ক্রি. বিণ. নিঃশেষ ॥

কৈশ্টা=[ব]—বিণ. কষা ॥ কাচা আম খাইতে কৈশ্টা লাগে। [<কষ +টা স্বার্থে প্র.]।

কৈস্যা=[ফ]—বিণ. কচি ॥ • কৈস্যা মুরগা খাইতে মযা। [দেখ কৈচ্যা১]।

কৈসালি=[চট্ট]—বি. ছটফটানি, মানসিক অস্থিরতা ॥ আর পরানে কৈসালি করের।

কৈস্তরিক্=[চা]—ক্রি. বিণ. কোন পর্যন্ত ॥ কৈস্তরিক্ তুই এহানে থাক্বি। [দেখ কৈতুতরিক্]।

কো, কৌ

কো=[চা, ফ]—ক্রি. বিণ. কোথায় ॥ তোর্ বাপ্ কোরে ? [=কই<ক সং]।

২=[খু]—বি. ইঁদারা ॥ তুগের্ কো কাঁচা। [<কুয়ো=কুয়া<কূপ সং]।

৩=[কু]—বি. গোলাকার পুকুর ॥ কো পানিতে ভরা। [পূর্বে দেখ]।

৪=[রং]—বি. পান ॥ বাজারে এখন কোএর্ দর্ বেশি।

কোআল্=[চট্ট, সি]—বি. কপাল ॥ অর্ পোরা কোআল্। [<কপাল]।

কোঐর্=[চট্ট]—বি. বাঁশের শলা ॥ কোঐর্গুলি পানিতে ভিজাও।

কোঐল্যা, কোঐল্ল্যা=[চট্ট]— বিণ. কোনরকম ॥ কোঐল্ল্যা গরু কিনবু ?

কোং=[রা]—বি. গর্ত ॥ এখানে কোং কাটিস্ ক্যা ?

কোংগাইল্যা=[সি]—বি. কচি বাছুর ॥

কোঁঅরা=[চট্ট]—বি. কুমড়া ॥ কোঁঅরার তরকারি। [<কুমড়া]।

কোঁআ=[চট্ট]—বি. কোষ ॥ [< কোয়া<কোষা<কোষ সং]।

কোঁওরা=[চট্ট]—বি. কুমড়া ॥ কোওরাওয়া খুব্ ল্যাল্। [দেখ কোঁঅরা]।

২=[চট্ট]—বিণ. কোঁকড়ানো ॥ কোঁওরা চুল্। [<কোঁকড়া ; কুঞ্চিত সং]।

কোঁকড়্=[রা]—বিণ. কাবু, অত্যন্ত ভারে কুঁজো ॥ [দেখ কোঁওরা২]।

কোঁকর্ করা=[কুম]—ক্রি. নিস্তেজ করা ॥

কোঁকাল্=[ব]—বি. কোমর ॥ সে আমার্ কোঁকল্ তক্ লম্বা। [< কাঁকাল<কক্ষ সং+আল প্র.]।

কোঁক্=[কুম,চট্ট,নো]—বি. পাঁজর, দেহের উভয় পার্শ্ব ॥ আমার্ কোঁক্ বিষ্ করে। [<কাঁখ<কুক্ষি সং]।

কোঁক্ পাখি=[পা]—বি. পাখী বিশেষ ॥

কোঁক্রা=[চা]—বিণ. কুঞ্চিত ॥ তার্ চুল্ কোক্রা। [দেখ কোঁওরা২]।

কোঁক্লা=[পা]—বি. বৃক্ষ বিশেষ ॥ কোঁকলা গাছের্ ডাল্ কাট্ কর।

কোঁচা=[চট্ট]—বি. (চাষা. ধানের) গুচ্ছ ॥ [<গোছা<গুচ্ছ সং]।

২=[সি,রা,ব]—বি. মাছ ধরিবার উপকরণ ॥ কোঁচার খাতাগুলি লোহার তৈরি (য)। [<কোঁচ ; তুঃ কুন্ত সং]।

কোঁচানো=[চট্ট]—ক্রি. কুড়ানো, চাঁচিয়া নেওয়া ॥ তেল্গিন্ বাশনতুন্ কোচাই ল।

কোঁচ্=[রা]—বি. গাছ বিশেষ ॥

২=[পা,রা]—বি. আঁচল, অঞ্চল ॥ [<কোঁচা]।

কোঁচ্ কাটা সুরি=[প] — বিণ. বিশ্বাসঘাতক ॥ লোক্টা একেবারে কোঁচ্ কাটা সুরি। [<দেখ কোঁচ্২+ কাটা +ছুরি]।

কোঁচ্সা=[চট্ট]—বি. কোঁচড়, পরনের কাপড়ের তৈরী থলে ॥ চাইল্ কোচ্সাত্ ল। [<কোঁচড়]।

কোঁচ্ মোঁচ্ করা=[ব]—ক্রি. ইতস্ততঃ করা, আপত্তি করা ॥ [অনু.]।

কোঁট্ কোঁট্=[রা]—বি. এক জায়গায় ঘুরা ॥ শুধু ঘরের মধ্যে কোঁট্ কোঁট্ কর কেনে ? [অনু.]।

কোঁঠা=[সি,রা]—বি. ছাদ ॥ কোঁঠাটা আরো মা (আর একটু) উচা করলেই দোতলা হত। [<কোঠা<কোষ্ঠ, প্রকোষ্ঠ সং]।

কৌড়ল্=[কু]—বি. এক প্রকার রোগ॥ [<কুণ্ড সং]।

কৌড়া=[কু]—বি. বাঁশের অঙ্কুর॥ [আঁকোড়<অঙ্কুর]।

২=[চট্ট]—ক্রি. খনন করা, ভিতর্ হইতে কাটিয়া তোলা॥ [<খোঁড়া; <খুড়্+আ প্র.]।

৩=[দি,রা]—বি. ফুলের কুঁড়ি॥ ডালিমের্ গাছে কেবল্ কৌড়া ধরিছে। [<কোরক; অথবা <কলিকা]।

কৌড়্=[কু]—বি. বাঁশের অঙ্কুর॥ কৌড়ের্ বর্তা অনেকে খায়্। [< আঁকোড়<অঙ্কুর সং]।

কৌতন্ পাদন্=[ব]—বি. ভীত অবস্থা॥ [<কৌতন<কুন্থন+পাদ <পর্দ্দ সহশব্দ+অন প্র.]।

কৌতারি=[পা] — বি. বড়শির ফাৎনা॥

কৌত্ করি=[রং]—অস. ক্রি. টপ্ করিয়া॥ কলাটা কৌত্ করি গিল্‌ছে। [<কৌৎ অনু.+করি<করিয়া]।

কৌত্কা=[রা,ব]—বি. শক্ত আঘাত, গুঁতা॥ তুই কৌত্কা খিলাবার্ কে রে? [<কুৎকা তুং=লাঠি]।

২=[রা]—বি. লাঠি॥ [পূর্বে দেখ]।

কৌত্ক্যা=[চট্ট]—বি. সবুজ পাখী বিশেষ॥

কৌত্না=[চট্ট]—বি. জবুথবু, জড়সড়॥

কৌত্মোত্ করা=[চট্ট]—ক্রি. কাজ করিতে অনিচ্ছা প্রকাশ করা বা কাতরতা দেখানো॥ তাঁর্ কামত্ কৌত্মোত্ করিবার্ নাই। [অনু.]

কৌথলের্ মত=[রা]—বিণ. খুব মোটা, হৃষ্টপুষ্ট॥ ছাওরাটা দেখ্‌তে কৌথলের্ মত।

কৌথান্=[রং]—বি. আর্তনাদ। [< কুন্থন]।

কৌদন্=[চট্ট]—ক্রি. খনন করা॥ পুকুরতা কৌদাও। [<খোদান; অথবা কৌদন=√কুঁদ+অন প্র.]।

কৌদা=[নো]—বি. তাল গাছের গোকা॥ [<কুঁদা=গাছের গুঁড়ি অর্থপ্র.]।

কৌদা আইল্জা=[নো]—বিণ. যে শুধু ঘরের মধ্যে থাকিতে চায়॥

কৌপা=[নো]—ক্রি. রোপণ॥

কৌয়াশা=[খু]—বি. কুয়াশা॥ এই কোয়াশায় আন্ধতি আমি ভিজি গেলি।

কৌয়রা=[চট্ট]—বি. কুমড়া॥ [দেখ কৌমরা]।

কৌয়র্=[চট্ট]—বি. কোমর॥ এক্ কৌমর্ পানি। [<কোমর <কমর্ کمر ফা.]

কৌরল্=[রা]—বি. কচি বাঁশ॥ [দেখ কৌড়্; অথবা কৌড়ল< কুণ্ডল]।

কৌরা=[চট্ট]—বি. কুমড়া॥ কৌরার্ তর্কারি। [দেখ কৌয়রা]।

২=[চট্ট]=ক্রি. গর্ত করা॥ তে আধিয়া লখতি শেড়ি কৌরের্। [< খোঁড়া √খুড+আ]।

কৌহর্=[পা]—বি. কৌকড়া॥-ঘরে কৌহর্ কর্যা আন্‌সে। [দেখ কৌকর্]।

কোকর্=[রা]—বিণ. আটক॥ গরুটাক্ কোকর্ করিছ কেনে?

২=[রা]—বি. গাড়ির ছই॥

কোকা=[কুম]—বিণ. বাঁকা॥ বুরা বেডাডা কোকা ঐয়া গেসেগা। [< কৌকড়া]।

২=[খু]—বি. কাশ॥ কোকা বন।

৩=[চা]—বি. খোকা॥ কোকা গেল্ কৈ? [<খোকা]।

কোকাই=[চট্ট]—বি. বড়ভাই॥ আঁর্ কোকাই। [<কাকা ككا ফা. (বড় ভাই)]।

কোকাফ্=[ব]—বিণ. অন্ধকারাচ্ছন্ন॥ বাগাডা বর কোকাফ্। [কোহ্‌কাফ্ کوہ قاف ফা.+আং; অন্ধকার কাফ পর্বত পৃথিবীকে ঘিরিয়া আছে, এইরূপ লোক সংস্কার]।

কোকি=[চা]—বি. খুকী। কোকিয়্ খালি অতথ্ অয়্। [<খুকী]।

কোকেকোয়ারা=[ব]—বি. কানমলা॥

কোকোয়া=[চা]—বিণ. জড়সড়॥ এক্‌টা খ্যাতা গায় দা হায়া রাইত্ কোকোয়্ ঐয়া থাহি। [<কৌকড়া]।

কোক্=[খু, খা]—বি. কোমরের নিম্নাংশ॥ কোকে লাথি মার্‌সে। [দেখ কৌক্]।

কোক্‌চি'=[খু]—বি. কাঁখালের নিচে উরুর সংযোগ স্থান॥ তার্ কোক্‌চি'তে ফোড়া ঐসে। [<কুঁচকি, কুচকি]।

কোক্‌ছাড়া=[রা]—ক্রি. হৃহ করা॥ [<কৌক অনু.+ছাড়া]।

কোক্‌না=[রং]—সর্ব. কোনটা॥ কোক্‌না তোর্ ছাওয়া? [<কোন্ খানা]।

কোক্‌রা=[ব]—বি. মোরগ মুরগী॥ [<কুক্কড়া<কুক্কুট সং]।

২=[পা]—বিণ. আঁকাবাঁকা, কুঞ্চিত॥ কোক্‌রা চুঁল্। [<কৌকড়া]।

কোক্‌রানো=[ক]—ক্রি. বাঁকা হওয়া॥ কুমড়ার্ লতাগুলা আগেই কোক্‌রাইয়া গেল্। [<কৌকড়ানো]।

কোক্‌শা=[চা]—বি. ঘাড়॥ বাসের্ কোক্‌শাত্ ধরৈ বিল্‌সে।

কোখেন্=[রা]—ক্রি. বিণ. কখন, কোন সময়॥ [<কখন]।

কোঙর্=[ম]—বি. সন্তান, কুমার॥ তোমার্ কাকালে কার্ কোঙর্? [< কুমার সং]।

কোচ'র্ তৈল্=[বা]—বি. কেরোসিন তৈল॥ [<কেরোসিন তৈল]।

কোচ'র্ মোচ'র্=[পা, চা]—ক্রি. বিণ. ইতস্ততঃ, সঙ্কোচ, অসম্মতি॥ অহন কোচ'র্ মোচ'র কর্‌লে চ'লব না, হাচা কতা কও। [অনু.]।

কোচা=[রং]—বি. কোঁচড়॥ তোর্ কোচায় কি আছে, বুড়ি? [দেখ কোঁচ্]।

২=[সি]—বি. মাছ মারার উপকরণ॥ [দেখ কোঁচা১]।

কোচ'য়নো=[চট্ট]—ক্রি. খাট দেওয়া॥ খর্‌ডা কোচ'ইয়া ল।

২=[কুম]—ক্রি. কুড়ানো॥ দান্‌গুলি কোচ'ইয়া ল।

৩=[পা]—ক্রি. বিব্রত হওয়া, ভীত হওয়া ॥ টেহার্ লাইগ্যা কোচ'ও ক্যা, যা লাগে দিমু।

কোচ'ন্=[রা]—বি. পাটের শ্রেণী বিশেষ ॥ কোচান্ পাটের্ দাম্ বেশি।

কোচি'=[নো]—বি. জল সেচের কার্যে ব্যবহৃত বাঁশের খুটি ॥

২=[পা]—বি. খিল, ঠেকনা ॥ ঝাঁটাত্ অ্যাক্‌টো কোচি' দ্যাওয়া নাইগব্।

কোচু'র্=[ফ]—বি. ত্রুটি ॥ যেহ্ মান্-গো তদ্‌বিরে য্যান্ কোন্ কোচু'র্ অয় না। [<কসুর قصور আং]।

কোচে'=[য]—ক্রি. বিণ. জোরের সহিত ॥ নৌকাটা কোচে' বাও। [< কষে, কষিয়া]।

কোচে'া=[ফ]—বি. ধানের চারার গুচ্ছ ॥ যমিতে কয়েক কোচে'া দান্ লাগাও। [<গুছো<গুচ্ছ সং]।

কোচে'াডি=[ফ]—বি. কচুরী পানা ॥ পুগৈর্‌ডা কোচে'াডিতে বরা।

কোচোরি=[খু]—বি. একপ্রকার শাক, দুষ্ট ছেলে ॥

কোচ্=[রং]—বি. কাপড়ের আঁচল ॥ কোচ্ ধরি টানে কে? [দেখ কোঁচ্২]।

কোচ্'কা=[বা]—বি. ট্যাক ॥ [< কোঁচ, কোঁচা+কা স্বার্থে]।

কোচ্'চ'া=[চট্ট]—বি. সবুজ ॥ [< কচচা হিং]।

২=[নো]—বি. কোঁচড় ॥ এক্ কোচ্'চ'া মুড়ি দ্যাও। [দেখ কোঁচ্২]।

কোচ্চুল্, কোচুল্=[রা]— বি. চাবচ ॥ [দেখ কৈচ্চুল্]।

কোটরা=[রা]—বিণ. কোটরে থাকে যে ॥ ঘরের্ ভিতর্ একটা কোটরা ব্যাং। [<কোটর+আ]।

২=[চা, চট্ট]—বি. পেয়ালা ॥ [< কাটোরা হিং]।

কোটা=[খু]—বিণ. রসিক ॥ লোক্‌টা আসুসা কোটা।

২=[রা, রং, ব]—বি. ঘরের ছাদ ॥ [দেখ কোঁঠা]।

৩=[চট্ট]—বি. পাকা দেওয়াল ॥ [পূর্বে দেখ]।

৪=[চা, ফ]—বি. গাছিরা যাহাতে হাঁড়ি ঝুলাইয়া খেজুর গাছে উঠে।

কোটাই=[রং]—অব্য. কোথায় ॥ [< কোন্+ঠাঁই অথবা কোথায়]।

কোটি=[সি]—বিণ. ছোট ॥ কোটি মিয়ার্ পিঠো গাও ঐসে।

২=[ফ]—বিণ. কৃপণ ॥ সে বেযায় কোটি। [<কঠিন?]।

কোটুয়া=[বা]—বি. লগি, আঁকশি ॥ কোটুয়া দি আম্ পারে।

কোটে=[রং]—অব্য. কোথায়? [দেখ কোটাই]।

২=[কুম]—ক্রি. বিণ. একাকী ॥ কোটে কৈ যাস্?

কোটেই=[রং]—ক্রি. বিণ. কোথায় ॥ টাকাটা কোটেই থুলু? [দেখ কোটাই]।

কোটো=[খু]—বি. কৌটা, আঁকশি ॥ [দেখ কোটুয়া]।

কোটোরা=[পা]—বি. মাটির বাটি ॥ কোটোরাত্ সালন্ নাই। [দেখ কোটরা২]।

কোট্=[চা পা]—বি. মাটির উপর খেলার উদ্দেশ্যে দাগ, হা-ডু-ডু প্রভৃতি খেলার ঘর ॥ কোট্ কাইট্‌টা যবিটা নশ্‌ট করসে কে রে? [<কোর্ট]।

কোট্ কাটা=[পা]—ক্রি. গোপনে কারো বিরুদ্ধে কোন কিছু করা ॥ লোক্‌টা বড় কোট্ কাট্‌বার্ পারে।

কোট্‌কি=[য, কু, পা]—বি. গামছার ন্যায় ছোট ধুতি কাপড় ॥ [<কটক (স্থানের নাম)+ই প্র.]।

কোট্‌ক্যা পড়জি=[রা]—বি. সপ্তর্ষি-মণ্ডল ॥

কোট্ খিচ'া=[চা]—বি. মন নরম না হওয়া, দর না ছাড়া ॥ কৈবারা আইয়্ দানের্ দর্ সারে না, একৃকেলে কোট্‌খিচ'্যা রৈসে।

কোট্‌টরা=[কুম]—বি. টিনের তৈরী ভাণ্ড ॥

কোট্‌টা=[পা]—বি. জামা ॥ কোট্‌টা পর। [<কুর্তহ্ کرته হু.]।

কোট্ ধরা=[খু]—ক্রি মন শক্ত করা ॥ পত্ত কাষে কোট্ না ধরি শরল্ মনে করাই ভাল। [কোট<কোটি=জিদ]।

কোট্‌না=[পা]—বিণ. একের কথা অপরের নিকট বলে যে ॥ কোট্‌না লোক্‌কে বিশ্‌শাশ্ কৈরো না। [< কুটনী সং এর পুং রূপ]।

কোট্‌নামি=[চা]—বি. নিন্দাচর্চা ॥ এত কোট্‌নামি কর‍্ন্ বালা না। [দেখ কোট্‌না+মি প্র.]।

কোট্‌পাট্=[খু]—বি. গোলমাল ॥ [=চোট্‌পাট্]।

কোট্‌পান্=[বা]—বি. বাক্স ॥ যামাডা কোট্‌পানে থো। [<পোর্ট ম্যাণ্টো portmanteau ইং]।

কোট্ ফেলা=[চা]—ক্রি. অল্প পরিমাণ জায়গায় শস্যের বীজ ফেলিয়া চারা তোলা ॥

কোট্‌বি=[সি]—বি. কোর্ট ফি ॥ ইয়াত্ তিন্ ট্যাকার্ কোট্‌বি লাগব্। [<কোর্ট ফি court fee ইং]।

কোট্‌মিন্=[রা]—বি. বড় টিনের বাক্স ॥ [দেখ কোট্‌পান্]।

কোট্‌ম্যান্=[ব, রা]—বি. বাক্স ॥ কোটম্যান্ ভর্‌তি কাপড় চো'পড় (ব)। [দেখ কোট্‌পান্]।

কোঠ্=[খু]—বি. কোর্ট ॥ [< কোর্ট court ইং]।

কোড্ডল্=[দি]—বি. কাঁঠাল ॥ [< কাঁঠাল]।

কোড়া=[চা, বা, কুম]—বি. কোঁঠা ॥ কোড়া সাপ্ কর। [দেখ কোঁঠা]।

২=[ফ]—ক্রি. কোন কিছু কুটা বা কর্তন করা ॥ [<কোটা]।

কোড়াইতনে=[সি]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ [দেখ কোটাই+তনে= হইতে]।

কোড়াত্‌তা=[চট্ট]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ [দেখ কোটাই+ত্তা=তে= হইতে]।

কোড়ানো=[ফ]—ক্রি. ক্ষেতের শক্ত-কুটা বা নাড়া লাঙ্গল দ্বারা উঠাইয়া ফেলা ॥ খ্যাতের্ নাড়া না কোড়াইয়া যমিন্ চ'ওন্ যাইব না।

কোডায়্=[বা]—ক্রি. বিণ. কোথায় ॥ কোডায়্ থাইক্যা আইস ? [<কোথায়]।

কোডি=[নো]—বিণ. হিংসুক ॥

কোডে=[চা, কুম]—ক্রি. বিণ. একাকী ॥ কোডে কৈ যাস্ ? [<একুটে <এক+উটিয়া প্র.]।

কোডে কোডে=[কুম]—ক্রি বিণ. একা একা ॥ এই রাইতো কোডে কোডে কৈ যাও ? [দেখ কোডে]।

কোডোরা=[রং]—বি. কটোরা, কাঠের বাটি ॥ এক্ কোডোরা পানি দ্যান্। [দেখ কোটরা, কোটোরা]।

২=[ফ]—বি. মাটির পেয়ালা ॥ কোডোরায়্ শালুন দে। [পূর্বে দেখ]।

কোড্রা=[কুম, নো]—বি. কৌটা ॥ আর্ পানের্ কোড্রাডা কৈ ? [<কৌটা; দেখ কোটরা]।

কোড্রৈয়া=[না]—বি. যারা চুণ তৈরী করে ॥

কোড়ল্=[খু]—বি. অণ্ডকোষ ॥ [<কুরণ্ড]।

কোড়া=[রা]—বি. চালের নীচের মোটা বাঁশ ॥

২=[ফ]—বি. কচি বাঁশ ॥ [দেখ কোঁড়া, কোড়্]।

৩=[রং]—বি. পানকৌড়ী জাতীয় পাখী ॥

৪=[রং]—বি. বাঁশের গিঁট ॥ ঘর্ পুড়ছে তার্ শাথে কোড়া ফুটছে দি।

কোড়াক্=[রং]—বিণ. কচি, সামান্য ॥ কোড়াক্ মাইয়ার্ এই কাম্ ? [<কড়া এক]।

কোড়ায়্ সাও=[খু]—বিণ. প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যে উত্তর দিতে পারে ॥ সেলেটা যান্ কোড়ায়্ সাও, মুখে আড়্ নাই। [দেখ কোড়া ৩+ছাও<শাবক সং]।

কোড়ো তৈল্=[কু]—বি. সরিষার তৈল ॥ কোড়ো তৈলের্ বড় দাম্। [দেখ কৌর্য়া তেল্]।

কোড়্=[খু]—বি. বাঁশের চারা ॥ দেখ কোঁড়্]।

কোতনে পড়া=[ম]—ক্রি. বিপাকে পড়া ॥ কোতনে পলে মযাটা ঠিক্ পাবা।

কোতল্=[পা]—বিণ. অলস ॥

কোতা=[কুম]—বিণ. দুর্বলমনা ॥ কোতা মানুশ্ দুন্য়াতে কোন কাম্ কর্বার্ পারে না। [<কোতাহ্, কোতহ্ کوتاه, کوته ফা.=ক্ষুদ্র]।

২=[ম]—বিণ. ক্ষুদ্র ॥ এই কোতা বারিত্ থাহন্ যাইব না। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বিণ. কাতর ॥ যারে কোতা ঐসি। [পূর্বে দেখ]।

কোতাই=[ম]—বি. সঙ্কীর্ণতা ॥ কোন ব্যাপারেই তার্ কোতাই নাই। [কোতাহী کوتاهی ফা.]।

কোতাকুতি=[রং]—বি. অনিচ্ছা প্রদর্শন ॥ কাজে হাত্দিয়ে কোতাকুতি কর কেন্ বাহে ?

কোত্যা=[পা]—বি. ভুতি, কাঁঠালের মধ্যেকার শক্ত অংশ ॥ কাডলের্ কোত্যা গরুরে খাওয়াইলে দুদ্ বেশি দ্যায়্।

কোত্যার্=[ফ]—বি. কবুতর ॥ কোত্যার্ দেখ্তে ভুন্দর্। [দেখ কৈতার্]।

কোত্তৈর্=[পা]—বি. পায়রা, কবুতর ॥ [দেখ কৈতার্]।

কোত্কা=[খু,ব]—বি, লাঠি, ঠেঙ্গা ॥ কোত্কা হাতে কারে মার্তে যাও ? [দেখ কোঁত্কা]।

কোত্কোতানো=[রং]—ক্রি. গুড়্-গুড়ি দেওয়া ॥ [অনু.]।

=২ [বা]—ক্রি. (বিবাহের) প্রস্তাব দেওয়া ॥ মাইয়াডার্ লাগি তালুকদার্ বাড়িত্ থাইক্কা কোত্কোতায়্।

কোত্ খিচ'া=[চা]—ক্রি. দম বন্ধ করিয়া থাকা, রাগ করা ॥ দেহি অরা কোত্ খিচ'্যা কতদিন্ থাক্বার্ পারে। [দেখ কোঁৎ খিচ'া]।

কোত্তা=[নো]—বি. জামা ॥ তর্ কোত্তা গাও দে। [দেখ কোর্টা]।

কোত্তাই=[বা]—বি. আপত্তি ॥ শব্ কাজেই অংকা কোত্তাই কর কেনে।

২=[কুম]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ কোত্তাই আইলা ? [<কোথা< কোথায়+থাই<থাকিয়া]।

কোত্তাগারে=[রা]—বিণ. খুব মোটা, হৃষ্টপুষ্ট ॥

কোত্তাল্=[কুম]—বি. রাজ দরবারের উচ্চ পদস্থ কর্মচারী ॥ [কোত্ওয়াল کوتوال ফা.]।

কোত্তি=[নো]—বি. ছোট লোটা ॥

কোত্তেরে=[পা]—ক্রি. বিণ. কোন দিকে ॥ আঁরে ও কোত্তেরে গেলো ?

কোত্পড়া=[য]—ক্রি. রোগে ভোগা ॥ সেতো এবার্ কোতে পড়িসে।

কোত্ পারা=[ম]—ক্রি. ইতস্তত: করা ॥ [কোঁত্<কোঁথ(কুন্থন সং)পাড়া] ।

কোদন্=[চা]—বি. হুমকি ॥ তোমার্ কোদনে আম্রা ডরাই না। [<কোদ্না হিং ; <কুর্দন সং ; অর্থ প্র.]।

কোদল্=[পা]—বি. ঝগড়া ॥ [< কোন্দল]।

কোদা=[খু,য]—বি. ছেলে ॥ আমাগো কোদা গেল্ কৈ ? [<কোদক্ کودک ফা.]।

২=[সি]—বি. মাছ মারার উপকরণ ॥

৩=[বা]—বি. তাল গাছের নৌকা ॥ [দেখ কোঁদা]।

৪=[কু,পা]—বি. হাঁস ॥

কোদাইলা=[চা]—বিণ. কোদালাকৃতি, বড় ॥ কোদাইলা দাত্। [<কোদাল +ইয়া প্র.]।

কোদানো=[পা]—ক্রি. গর্জন করা ॥ অত কোদাইস্ না। [দেখ কোদন্]।

কোদালি=[চা,চট্ট]—বি. যে কোদাল দিয়া কাজ করে ॥ তিন্ ঘন্ কোদালি লাগাইসি। [কোদাল+ই]।

কোদাল্ গলাই=[ফ]—বিণ. কোদালের ন্যায় গলুই বিশিষ্ট ॥

কোদারে=[চা,কুম]—ক্রি.বিণ. কোন দিকে, কোথায় ॥ কোদারে যাও ? [<কোন+ধারে=দিকে]।

কোদিক্=[ক]—ক্রি. বিণ. কোন্ দিক ॥ কোদিক্ যাও, এদিক্ আইস। [<কোন্+দিক]।

কোদ্=[রা]—বি. রাগ॥ এখুটুতেই তোমার এত কোদ্ ক্যান্? [<ক্রোধ]।
২=[য]—বি. রোগ বিশেষ॥ পুলাপানের গাও কোদ্ বাইর্ অয়্। [দেখ কোদা₃]।

কোদ্দ=[রং,রা,ব]—বিণ. ক্রুদ্ধ, রুষ্ট॥ কোদ্দ হচু ক্যান্ বাহে? [< ক্রুদ্ধ]

কোদ্দা=[কু]—বি. অভিমান, রাগ॥ কোদ্দা করি সে ভাত্ খায়্নি। [< ক্রোধ+আ প্র.]।

কোদ্দালি=[খু]—বিণ. মাতব্বরি॥ বেশি কোদ্দালি করিস্ না। [< কর্দনী کردنی ফা.]।

কোদ্দিন্=[য]—ক্রি.বিণ. কবে॥ কোদ্দিন্ যাবা? [<কোন্+দিন]।

কোদ্মে=[কুম]—বি. কুমড়া বিশেষ॥ কোদ্মে খুব মিঠা।

কোদ্রি=[ক]—বি. প্রদীপ॥ কেরাশিনের দাম্ বেশি কোদরি জ্বালাইতে ঐবো।

কোনড়্=[খু]—বি. নদী বা খালের গভীর জায়গা বিশেষ॥ কোনড়ে মাস্ পড়্সে। [<কুঁড়<কুণ্ড সং]।

কোনা=[রং]—অব্য. টা টি॥ এলা যেন্ হাওয়াকোনার্ নিদা আশিল্। [< খানা, খান]।
২=[চা]—বি. দ্বিধা, সন্দেহ॥ আমার্ মনে কোনু কোনা নাই। [< কিনা<কীনহ্ کینه ফা.]।

কোনাই=[কুম]—ক্রি. বিণ. কোথায়॥ এরিও কোনাই যান্? [কোনে < কোনহানে<কোনখানে বা কোনস্থানে]।

কোনাইচ'া=[কুম]—বিণ. বাঁকা, কোনাকুনি॥ কোনাইচ'া পথে যা। [<কোনাচে; কোণ সং+আচ বাং= কোনাচ+ইয়া প্র.]।

কোনাইচ্'=[নো, ক, সি]—বি. দুই চালের মাঝ বা কোনা॥ [<কানাচ; দেখ কোনাইচ'া]।

কোনাইচ্'চ'া=[চা]—ক্রি. বিণ. কোনাকুনি॥ কোনাইচ্'চ'া গেলে বল্দি ঐব। [দেখ কোনাইচ'া]।

কোনাইচ্'চ'া রুয়া=[ক]—বি. ঘরের দুই চালের মাঝখানের কোনাকুনি কাঠ॥ [দেখ কোনাইচ্'চা+রুয়া<রুহ্ সং=চালের প্রথের বাঁশ]।

কোনাইল্যা=[কুম]—বি. ঘরের পালা বা খুঁটি॥

কোনাউল্=[কুম]—বি. চৌচালা ঘরের চালের সংযোগস্থলে ব্যবহৃত কাঠ বা বাঁশ॥ [দেখ কোনাইচ্']।

কোনাকান্চি'=[ফ]—বি. প্রস্রাব বা পায়খানা করার স্থান॥ [<কোণা+ কাঁন্চি<কানাচ]।

কোনাকান্ছি=[দি, রা]— বি. অলিগলি, বসত বাটির পিছন দিক॥ [দেখ কোনাকান্চি']।

কোনাকোনিয়া কথা=[সি]— বি. শ্লেষাত্মক কথা॥ শব্ সময় কোনাকোনিয়া কথা কও কেন্? [<কোণা +কোণ+ইয়া(=চোখা)+কথা]।

কোনাগাড়া=[পা]—বিণ. ঘরকুনো॥ কোনাগাড়া মানুষ্ দি কিস্থ্ অবে না।

কোনাচি'য়া=[য]—বিণ. কোনাকুনি॥ খ্যাতে কোনাচি'য়া পত্ করসে। [দেখ কোনাইচ'া]।

কোনাট্=[রা]—ক্রি. বিণ. কোথায়॥ আরে কোনাট্ জাবে?

কোনানো=[কুম]—ক্রি. বিণ. কোন খানে॥ কোনানো যাইবা? [< কোনহানো<কোনখানো<কোনখানে]।

কোনান্=[য]—বি. কোনস্থান॥ আপ্নে কোনানের্ গো? [<কোন্ খান]।

কোনা বাড়ি=[রং]—বি. দুই ঘরের মধ্যবর্তী স্থান॥ কোনাবাড়ির শাম্টা ঝাড়্ দ্যাও। [কোণা+বাড়ি]।

কোনায় কানায়=[সি]—বি. সর্ব স্থানে॥ কোনায় কানায় কিতা আসে, দেখ্লায় নি। [<কোনায়=কোণে+ কানায় অনু:]

কোনায়্বৌ=[চা]—বি. নূতন বৌ॥ কোনায়্বৌ গাটে যাইব ক্যান্? [< কোণের+বৌ=বউ<বহু<বধূ সং]।

কোনি=[য]—ক্রি. বিণ. কোন॥ তার্ লেহা পরার্ কোনি চা'র্ নাই। [<কোনই]।

কোন্যা=[চট্ট]—বি. চৌচালা ঘরের কোণ বা সংযোগ স্থলে ব্যবহৃত লম্বা খুঁটি॥ [<কোণ+ইয়া প্র.]।

কোনো বায়্=[সি]—ক্রি. বিণ. কোন রকমে॥ [<কোন+ভায়=ভাবে]।

কোন্গ্=[সি]—বিণ. কোনটি॥ কোন্গু তুমি চা'ও? [<কোন্+গু= গো হিং (টা বা টি)]।

কোন্ম=[খু]—অব্য. কোন্টা॥

কোন্ঠি=[পা]—ক্রি. বিণ. কোথায়॥ শি আয়্ডা কোন্ঠি আসে? [<কোন্ +ঠি=ঠাঁই]।

কোন্টে=[রং, রা]—ক্রি. বিণ. কোথায়॥ কোন্টে জাস্? [দেখ কোন্ঠি]।

কোন্ঠাকার=[রং]—ক্রি. বিণ. কোথাকার॥ কোন্ঠাকার্ নবাব্ তুই? [< কোন+ঠাঁই+কার (সম্বন্ধে বিভক্তি)]।

কোন্ডা=[বা]—বি. কানকো, কুলকা॥ [<কণ্ঠা]।
২=[বা]—বি. ধানের অংকুর॥

কোন্ডাই=[কুম] — ক্রি. বিণ. কোথায়॥ [<কোন্+ঠাঁই]।

কোন্ডাইকার্=[চা] — অব্য. কোথাকার॥ দুর্ শয়্তান্ কোনডাইকার্। [দেখ কোন্ডাই]।

কোন্ডায়্=[চা] — ক্রি. বিণ. কোথায়॥ তোমার বারি কোন্ডায়্। [দেখ কোন্ডাই]।
২=[সি]—সর্ব. কে॥ [<কোন্টা +য় (বিভক্তি)]।

কোন্তরিক্=[চা]—ক্রি. বিণ. কোন পর্যন্ত॥ কোন্তরিক্ তর্ পিরামা? [<কোন+তলক হিং]।

কোন্তরে=[ব]—বি. কোনদিকে॥

কোন্তা=[সি, বা]—বি. কোনকিছু॥ ঘরে কোন্তা নাই। [<কোন্+তা =টা=কিছু অর্থে]।
২=[খু]—বি. লোনাইলিশ মাছ॥

কোন্‌তাই=[চা]—সর্ব. কে(স্ত্রী)॥ কোন্‌তাই বোলে আমার্ লাঘালি কর্‌ব?

কোন্‌তামাতিক্=[খু]—ক্রি. বিণ. কোন্ পর্য্যন্ত॥ যদির্ শিমা কোন্‌তামাতিক্?

কোন্‌তি=[রং]—ক্রি. বিণ. কোনদিকে॥ কোন্‌তি গেলুরে? [<কোন+তি<দিক্]।

কোন্‌দরা=[রং]—বি. কোঁচড়॥ তুই আর্ দি কোন্‌দরা ভরেছিশ্ ক্যানে?

কোন্‌দা=[কুম, নো]—বি. তাল গাছের নৌকা॥ [দেখ কোঁদা]।

২=[সি]—বি. কাঠ ইত্যাদি পালিশ করার যন্ত্র॥ [<কুন্দ]।

৩=(চা]—বি. কাঠ বা কাঠের মোটা টুকরা॥ [<কন্‌দহ্ کندہ ফা.]।

৪=[নো, খু]—ক্রি. ক্রোধান্বিত হওয়া॥ মোট বৌ একটুতে কুন্‌দ্যা পরে। [দেখ কোদন্]।

কোন্‌দাই=[য]—বি. শাপলা, চ্যাপ॥ [<কোকনদ]।

কোন্‌দাইয়া=[চা]—অস. ক্রি. একেবারে পূর্ণ করিয়া॥ কোন্‌দাইয়া খাইয়া অহনে অশুখ্ কর্‌সে।

কোন্ পেলে=[রা]—ক্রি. বিণ. কোন দিকে, কোন দিক দিয়া? [কোন্+পাইলে<পাইল <পালি=প্রান্ত+এ অধিকরণে]।

কোন্ ফাইল্=[কুম]—ক্রি. বিণ. কোনদিকে॥ পথ্ চিঁনি না কোনফাইল্ যামার্? [দেখ কোন্‌পেলে]।

কোন্ মিক্‌কা=[কুম]—ক্রি. বি. কোন দিকে, কোথায়॥ কোনমিক্‌কা যাইবা? [<কোন্+মুখ (দিক) আ]।

কোন্ মুই=[চট্ট]—ক্রি. বিণ. কোন মুখী॥ [<কোন্+মুখী=দিকে]।

কোন্ মুখে=[রা]—ক্রি. বিণ কোন দিকে॥ কোনমুখে আছো? [<কোন্+মুখ=দিকে]।

কোন্‌লে=[ত্রী]—সর্ব. কে যে॥ এখানে কোন্‌লে? [<কোন্+লে]।

কোন্ হান্=[য]—ক্রি. বিণ. কোথায়॥ কোন্‌হান যাইত? [<কোন্ থান<কোন স্থান]।

কোন্ হোনে=[পা]—ক্রি. বিণ. কোথা হইতে॥ কোন্‌হোনে আইলেন্? [=কোন্+হোনে<হোত্তে, হন্তে ম. বাং=হইতে]।

কোপা=[বা]—বি. নৌকার দাঁড় যে খুঁটার উপর বসাইয়া টানা হয়॥

২=[বা]—ক্রি. পোঁতা॥ খুঁটি কোপ্।

কোপানো=[য]—ক্রি. লাঠি দিয়া মারা॥

কোপ্ কোপ্=[চা]—অব্য. পেঁচার ডাক॥

কোপ্‌টা=[পা]—বি. বাতি॥ কোপ্‌টা বালায়া ন্যাও। [<কুপি<কুপিকা সং+টা]।

কোপ্‌টি=[য]—বি. ছোট কাপড় বিশেষ॥ চাঁশিরা কোপ্‌টি পরি হাল্ চাঁশ্ করে। [কপ্‌নি<কৌপীন]।

কোপ্‌ড়া=[রা]—বি. নয়ানজুলি, ডোবা॥ কোপ্‌ড়াত্ থ্যাকা মাটি কাটা লাগ্‌বো।

কোপ্‌পা=[চা]—বি. এক প্রকার গেরো বা গিঁট॥ বক্‌রির্ গলায় কোপ্‌পা দে।

কোফি=[ফ]—বি. কপিকল॥ [<কপি]।

২=[ফ]—বি. মাটির তৈরী বাতি॥ মাইড্যা কোফিত্ তেল্ কম্ লাগে। [<কুপি<কুপিকা সং]।

কোবাইত্=[সি]—ক্রি. বিণ. কোথা হইতে॥

কোবাকুবি=[য]—বি.ঝগড়া, মারামারি॥ দুই বাইয়ে কোবাকুবি কৈরা মর্‌সে। [কোব্ < কোপ+আ+কোপ+ই=কোপা কোপি]।

কোবাচাঁলি=[খু]—ক্রি. বিণ. মাঝে মাঝে॥ কোবাচাঁলি তাকে হাটে দেখা যায়।

কোবাগ্‌গরি=[পা]—বি. অপকর্ম॥ তুই আবার্ কি কোবাগ্‌গরি শুরু কর্‌লি?

কোবানি=[চট্ট]—বি. অবিরাম বৃষ্টিপাত॥ কয়দিন্ ধরি কোবানি শুরু ঐ গেইয়ে।

২=[চট্ট]—বি. মাটি কাটার মজুরী॥ [=কোব্<কোপ+আনি প্র.]।

কোবানো=[ব]—ক্রি. মারা, প্রহার করা॥ [কোব্<কোপ (নাম. ধাতু)+আনো প্র.]।

২=[নো]—ক্রি. নিড়ানো॥ খ্যাত্ কোবায়ুম্। [পূর্বে দেখ]।

৩=[ব, রা]—ক্রি. ধান মাড়ানো॥

কোবায়্=[খু]—ক্রি. বিণ. কোথায়॥ কোবায় যাও? [কোন্+বায়<ভাগে=দিকে]।

কোবেশির্ বেডা=[সি]—বি. কোথাকার লোক॥

কোব্=[বং]—বি. আঘাত॥ [<কোপ]।

২=[নো]—বি. জিদ॥ হেতার্ কোবে আঁর্ উপ্‌রে। [<কোপ]।

কোব্‌দা=[চা, কুম]—বি, দা, কাটারী॥ [<কোপ+দা<দাত্র সং]।

কোব্‌বাতি=[রা, খু]—বি. দিয়াশলাই॥

কোব্‌রাই=[কু]—বি.গভীরতম স্থান॥ এই নদিতে অনেক্ কোব্‌রাই আসে। [<কুঁড়া<কুণ্ড সং]।

কোমক্=[য]—বি. গর্ব॥ আর্ কোমক্ করিস্ না।

২=[চা]—বি. ভিতরে ভিতরে রাগ, চাপা রাগ॥ কোমক্ রাখ্যা কতা কও ক্যা?

কোমর্=[কু]—বি. নদীতে জাল পাতা দিয়া মাছ ধরার স্থান॥ [দেখ কোমড়]।

২=[য]—বি. অবসর, ফাঁক॥

৩=[ব]—বি. কুমড়া॥ [<কুমড়া]।

৪=[কুম]—বি. স্বামীর ভাইয়ের ছেলে॥ [<কুমার; অর্থ প্র.]।

কোমর্ করা=[খু]—ক্রি. ডাল পালার সাহায্যে বিলের মাছ একত্র করা॥ [দেখ কোমর্+করা]।

কোমর্ প্যাচি'=[খু, য]—বি. এক প্রকার গহনা ॥ [কমর্ کمر ফা. +প্যাঁচ =পেঁচ+ই]।

কোমর্শলা=[রং]—বি. ঢেঁকীর মাঝামাঝি ব্যবহৃত কাঠ বা শলা ॥ কোমর্শলাটা ঢিলা হৈছে। [দেখ কোমর+শলা=কাঠি]।

কোমিন্=[পা]—বিণ. দুষ্ট, বদ ॥ ওই ব্যাটা কোমিনের্ শাথে কুটুম্ করুম্ না। [<কমীন کمين উর্দু <কমীনহ্ کمينه ফা.]।

কোম্=[কু]—বি. সুড়ঙ্গ॥ কোম্ কাট।
২=[বা]—বিণ. অল্প ॥ এত কোম্ বেতনে ঐবো না। [<কম کم ফা.]
৩=[কুম]—বি. ডিমের কুসুম ॥ [<কুছুম<কুসুম সং]।
৪ =[ফ]—বি. মরা নদীর প্রান্তস্থিত ত্রিকোণাকার গভীর অংশ ॥ কোমে মাছ্ থাকে।

কোম্না কালে=[বং]—ক্রি. বিণ. কোন সময় ॥ কোম্না কালে জাইবা ? [<কোন্+না(অতিরিক্ত)+কালে =সময়ে]।

কোম্নে=[কুম, বা ফ]—ক্রি. বিণ. কোথায় ॥ কোম্নে যাও ? [<কম <কিম্=কোন্+নে=স্থানে]।

কোম্পেশ্=[য]—বি. মাফলার বা গলাবন্ধ ॥ [<কম্ফটার comforter ইং]।

কোম্বা=[চট]—বি. কুমড়া ॥ [< কুমড়া]।
২=[খু, বা]—বি. পেঁপে ॥

কোম্বালা=[কুম]—ক্রি. বিণ. কখন ॥ কোম্বালা আইস ? [< +বেলা]।

কোম্বে=[ঢা]—ক্রি. বিণ. কোনদিক দিয়া ॥ কোম্বে যায় ? [<কোন্ +বে=বায়<ভাগে=দিকে]।

কোম্মে=[বা, খু]—ক্রি. বিণ. কোথায় ॥ তুমি কোম্মে যাও ? [দেখ কোম্নে]।

কোম্রা=[কু]—বিণ. মোটা, নুতন। কোম্রা খেঁথুর্ গাসে রস্ বেশি অয়্।

কোম্রাকাটা ভাগ্=[নো]—বি. সমান ভাগ ॥ [কুমড়া কাটা ভাগ]।

কোম্রা কুম্রি=[খু]—বি. পরস্পর আস্ফালন, রাগারাগি ॥

কোম্রানো=[খ]—ক্রি. বোঝাপড়া করা ॥ এর্ শাথে আমি কোম্রাতি পারি না।

কোম্লা=[কুম]—বি. কোনার খুঁটি ॥ গরের্ চাঁইর্ কোনাত্ চাঁইর্ কোম্লা।
[<কোণ+পালা=খুঁটি]।
২=[বা]—বি কমলা ॥ [< কমলা]।
৩=[ম]—বিণ. কচি, কাঁচা ॥ কোম্লা ফল্গুলা পারিস্ না। [< কোমল+আ প্র.]।

কোয়া=[পা]—বি. মইয়ের অংশ ॥ [দেখ কোঁআ]।
২=[কুম]—বি. আহ্বান ॥ একটা হিয়ালে কোয়া দিলে শব্ হিয়ালে কোয়া দেয়্।
৩=[কু]—বি. গোশকটের খিল ॥ কোয়া সাড়া গো গাড়িত্ মাল্ ভরা চালেনা।
৪=[সি]—বি. কোম ॥ ই কাড়লর্ মাঝে কোয়া কয়্। [দেখ কোঁআ]।

কোয়াইরা লতা=[নো]—বি. লতা বিশেষ ॥ কোয়াইরা লতার্ আগা খাওয়া যায়্।

কোয়াইর‍্যা=[পা]—বি. এক প্রকার বড় ঘুড়ি ॥ [দেখ কোয়াইর্+ইয়া প্র. মূল অর্থ কপাটের আকৃতি]।

কোয়াইর্=[রং]—বি. বাঁশের তৈরী কপাট বা দরজা ॥ ঘরের্ কোয়াইর্ ভাল করি দেখি শুবেন্। [<কিয়াড় হিং]।

কোয়াইশ্যা=[চট]—বিণ. পছন্দ সই ॥ [<খরাহিশ্ خواهش ফা.+ইয়াপ্র.]।

কোয়াইশ্=[চট]—বি. সুবিধা, অভ্যাস, আরাম ॥ পালংকের উপর্ শুইতে বড় কোয়াইশ্।

কোয়াকার্=[ঢা]—বি. গোপনে কাহারো দোষ ত্রুটি সম্বন্ধে আলাপ আলোচনা ॥ তোম্রা কার্ কোয়াকার্ কর্তাসিলা ?

কোয়াড়্=[রা]—বি. কপাট, দরজা ॥ [দেখ কোয়াইর্]।

কোয়ানে=[বা]—ক্রি. বিণ. কোন্খানে ॥ খিনিশ্টা কোয়ানে থুইলে? [<কোনখানে]।

কোয়ানো=[চট]—ক্রি. কোপান, কোদলান ॥ [<কোপানো]।
২=[চট]—ক্রি. বিণ. কোথায় ॥ তোমার্ পুয়া কোয়ানো থাকে ? [দেখ কোয়ানে]।
৩=[কুম]—ক্রি. বিলাপ করা ॥ এত কোয়াও ক্যেরে ? [<কোঁকানো]।

কোয়াব্=[কুম]—বি. কাবাব, ভাজা গোস্ত ॥ কোয়াব্ হোয়াদ্। [<কবাব্ کباب ফা.]।

কোয়ারে ঘুড়ি=[পা]—বি. চারকোনা বিশিষ্ট ঘুড়ি (এই ঘুড়ির চারি কোনায় রঙীন কাপড়ের চারটি ত্রিকোণাকার ঝালর লাগানো থাকে) ॥ [দেখ কোয়াইর‍্যা]।

কোয়ার্=[নো]—বি. কুম্ভকার ॥ কোয়ারের্ কানা হাল্যা বালা ন অয়্। [<কুমার<কুম্ভকার সং]।
২=[ম]—বি. বাঁশের তৈরী দরজা ॥ [দেখ কোয়াড়্]।

কোয়ালি=[চট]—বি. ঘরের দরজার উপরের অংশ ॥ ঘরের্ কোয়ালিত্ ছবি টাংগাও। [<কপাল+ই প্র.]।

কোয়াল্=[ক]—বি. ডাহুক ॥ কোয়াল্ আন্ডায় তাও দিবার্ শময়্ ডাকে।
২ =[সি, কুম, নো, চট]—বি. ঘুষু ॥ কোয়াল্ খাওয়া হালাল্।
৩=[কুম]—বি. কোয়েল পাখী ॥ আম্ গাসে কোয়ালের্ বাসা। [< কোয়েল হিং<কোকিল]।
৪=[চট]—বি. কপাল ॥ তার্ পোড়া কোয়াল্। [<কপাল]।

কোয়াল্চান্যা=[চট]— বিণ. কপালে দাগবিশিষ্ট ॥ গাইউয়ার্ কোয়াল্

চান্দা বাল্লুর্ বিয়াইয়ে। [দেখ কোয়াল্* +চাঁদ+আ স্বার্থে]।

কোয়াশ্=[চট্ট]—বি. সুবিধা, আরাম॥ এনে বৈলে কোয়াশ্ লাগে। [দেখ কোয়াইশ্]।

২=[ক]—বি. অভ্যাস॥ [পূর্বে দেখ]।

কোয়েম্ বাটৈর্=[ব]—বি. ইক্ষুর শ্রেণী বিশেষ॥

কোয়ো=[খু, য]—বি. কাক। [< কৌরা হিং<কাক সং]।

২=[খু]—বি. কুয়াশা॥ খুব্ কোয়া পড়্ সে। [<কুয়া<কুয়াসা; কুহা সং]।

কোয়ংগি=[সি]—বি. যে কোন বিষয়ে বাধা সৃষ্টির অভ্যাস॥ কোয়ংগি সাপ্লুয়ে বা, শিদা অও।

কোয়ক্=[কুম]—বি. দরজার খিল॥ দুয়ারের্ কোয়কুটা আট্‌কাইয়া দ্যাও। [<কটক সং]।

২=[কুম]—বি. ঠোংগা, মোড়ক॥ কোয়কের মদ্দে কি আন্‌স? [<করন্ড]।

কোয়ক্ মর্‌র্‌গি=[ব]—বি. যে মুরগী দুই একবার ডিম দিবার পর বহুদিন ডিম দিতে বিরত থাকে॥ [<কুড়হ্ হিং+মুরগী]।

কোয়ন্=[য]—বি. নারিকেল কোরার অস্ত্র॥ [<কুরুনি]।

কোয়লে=[নো]—ক্রি.বিণ. অনবরত॥ কোয়লে বয়ি ঐত্যাসে।

কোয়ল্=[ব,ক,চা]—বি. বাঁশের কচি চারা॥ বাঁশের কোয়ল্‌ডা বাংল কেডায়্? [=কৌড়ল<কুণ্ডল সং]।

২=[য]—বি. একশিরা, অণ্ডকোষ বৃদ্ধি॥ [কুরণ্ড]।

কোয়স্=[খু]—বি. কোঁচড়॥ কোয়স্ ভরা মুড়ি। [<কোঁচড়; বর্ণ বিপর্যয়]।

কোয়া=[বা,কুম,ক,চট্ট]—বি. জোয়ালের সহিত লাঙ্গল যুক্ত করিবার রজ্জু, নৌকার দাঁড় বাঁধার দড়ি॥ [<কোড়া হিং]।

২=[কুম]—বি. খালুই, যে পাত্রে মাছ রাখা হয়॥ এক্ কোয়া মাস্। [<খারা <ক্ষারক সং]।

৩=[নো, কুম, চট্ট]—বি. ধান রাখিবার বাঁশের পাত্র॥ ধানের্ কোয়া। [পূর্বে দেখ]।

৪=[পা]—বি. বাঁশের গোড়ার অঙ্কুর॥ আশার্ শাওন্ মাশে বাশের্ কোয়া বারয়্। [দেখ কৌড়া]।

৫=[ম]—বি. নূতন কাপড়॥ বৌয়ের্ লাগি কোয়া আন্‌তি যাও। [হিং=সম্পূর্ণ নূতন]।

৬=[য, চা, কুম, চট্ট]—বি. পাখী বিশেষ॥ কোয়া টুব্ টুব্ করি ডাকে। [দেখ কোড়া]।

৭=[পা]—বি. লাঙ্গলের ঈষ॥

কোয়াই=[চট্ট]—অস. ক্রি. জোর করিয়া॥ হিতে কোয়াই শাকৃখি দিইয়ে।

কোয়াইল্যা হাই=[চট্ট]—বি. জাল বিশেষ॥ হেতারা কোয়াইল্যা হাইদি মাস্ দরের্।

কোয়াকোয়ি=[চা]—বি. রাগারাগি॥ এত কোয়াকোয়ি বালা না।

কোয়ানি=নো]—বি. নারিকেল কোরাইবার যন্ত্র॥ [দেখ কোয়ন্]।

কোয়ানো=[কুম, চা]—ক্রি. জোর করা॥ পুলারে কোয়াইয়া দুদ্ খাওয়াও।

২=[ক]—ক্রি. ভিতরের সাদা অংশ ছাড়ানো বা আলাদা করা॥ নারকেল্‌টা কোয়াও।

৩=[চা]—ক্রি. গর্ত করা॥ হাব্‌ডায় মাডি কোয়াইতাসে। [<খোঁড়া+আন প্র.]।

কোয়ান্=[কুম]—বি. অনুমান॥ আপনার্ কোয়ানে এই গরুডার্ দাম্ কত ঐব? [<করীন: قرين আং]।

কায়াল্=[নো, পা, কুম, সি]—বি. ভেটকী মাছ॥ কোয়ালের্ তেল্ ঐলেই বালি উঠে।

২=[কুম]—বি. পায়রার মত পাখী বিশেষ॥ কোয়ালের্ মাংশ খুব বালা।

৩=[ম]—বি. গাছের কোটর॥ গাসের্ কোয়ালে পৈখের্ বাসা। [< খোড়ল]।

কোয়ালাল্=[কুম]—বি. বড় মোটা লাঠি॥

কোর্‌লা=[সি]—বি. ঘুর্ণিবায়ু॥

কোর্‌ল্=[ম]—বি. বাঁশের অঙ্কুর॥ এন্‌দুগ শশ্‌টি পুথায়্ বাশের্ কোরুল্ নাগে। [দেখ কোয়ল্]।

কোর্‌প্=[কুম]—বি.ক্রোক, নিলাম॥ [<ক্রোক<কূর্ক قرق তু.]।

কোরৈয়া=[ক]—বি. রৌপ্য নির্মিত পায়ের মল॥ [<কড়া]।

কোরোত্তান্=[চট্ট]—ক্রি. বিণ, সশব্দে, খণ্ডিত করিয়া॥ দুনিয়া কোরোত্তান্ করি তুফান্ আইয়ে।

কোরোত্ত্=[চা]—অব্য. খাঁড়কে ক্ষেপাইয়া তুলিবার শব্দ॥ [ধ্বন্যা.]।

কোরোন্=[খু]—বি. যাহা দিয়া নারিকেল কোরানো হয়॥ [দেখ কোয়ন্]।

কোরোপ্ কয়া=[চা]—ক্রি. যৌন লালসা বা ব্যথা হ্রাস পাওয়া॥ বেদ্‌নাডার্ একটু কোরোপ্ করুলে। [প্রকোপ অথবা কোপ+কম=কম হওয়া]।

কোরোশ্=[ম]—বি. ক্রোশ॥ মোট্‌টে কোরোশ্ তিন্ হাডি যাইতি পারৃতি না? [<ক্রোশ]।

কোর্=[চট্ট]—বি. ধার, কিনারা, নিকট॥ হিতারে পানির্ কোরে নৈ যা। [<কোর হিং<ক্রোড় সং]।

২=[পা]—বি. টাকা পয়সা রাখিবার থলি॥

৩=[বা]—বি. অঙ্কুর॥ [দেখ কোর্‌ল]।

৪=[রা]—বি. বাঁশের তৈরী ঘরের দরজা॥ ঘরের্ কোর্ ভিড়ে দে। [দেখ কোয়াড়]।

৫=[কুম]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ॥ কোরে অনেক্ মাস্ পরুসে।

৬=[ম]—বি. পায়জামা ও অন্যান্য পরিধেয় বস্ত্রে ব্যবহৃত ফিতা বিশেষ॥ [<কোর قور ফা.]।

৭=[চট্ট]—বি. কলিজা॥ হারি-

কেনের্ কোর্ আনিও। [পূর্বে দেখ]।

৮=[নো]—বি. লাঙ্গল আটকাইবার জন্য জোয়ালে ব্যবহৃত পাটের রশি ॥ কোর্ সিড়ি গেলে আল্ বলদ ঐ যায়। [দেখ কোরা]।

কোর্‌কাঁপ=[রা, ব]—বি. নীচু জায়গা ॥

কোর্‌কুচি'=[সি]—বিণ. মুরগীর ডিমে তা দেওয়ার সময় ॥ [দেখ কুরক্ +চি প্র.]।

কোর্‌গা তৈল্=[চট্ট]—বি. সরিষার তৈল ॥ [<কড়ুয়া হিং+তৈল]।

কোর্‌ডা=[চট্ট]—বি. পাত্র ॥ চুনের্ কোর্‌ডা। [দেখ কোট্টিয়া ; বর্ণ বিপর্যয়]।

কোর্‌তা=[বা]—বি. শার্ট, জামা ॥ [দেখ কোট্টা, কোত্তা]।

কোর্‌তি=[রা]—ক্রি. বিণ. কোথায় ॥ কোর্‌তি গেছিলে ?

কোর্‌তে=[রা]—অব্য. চেয়ে, থেকে অপেক্ষা ॥ তোর্ কোর্‌তে আমার্ বয়স্ বেশি। [<করিতে]।

কোর্‌দা=[রা]—বি. দা ॥ কোর্‌দা দি বাঁশ্ কাটি।

কোর্‌ফল্=[রং]—বি. কর্পুর ॥ নাইর্‌কল্ তেলোত্ কোর্‌ফুল্ দ্যায়। [<কর্পুর]।

কোর্‌রত্=[সি]—অব্য. ছাগল ডাকার সঙ্কেত ॥ [অনু.]।

কোর্‌রা=[চট্ট]—বি. চাবুক ॥ [<কোড়া হিং]।

২=[বা]—বি. পেয়ালা ॥ কোর্‌রায় সাবুন্ দ্যাও। [দেখ কোট্টিয়া]।

৩=[চট্ট]—বি. লটারি ॥ [কুর্ আঃ قرعه আঃ]।

কোর্‌রড্=[ম]—বি. চিৎকার ॥ পোলাডার্ কোর্‌রুতে মাতা দর্‌সে।

কোর্‌সল্=[ফ]—বি. চামচ ॥ [দেখ কোছচুল্]।

কোর্‌সা=[ফ]—বি. হাঁটুর উপর ॥ খালে কোর্‌সা পরিমান্ পানি।

২=[কুম]—বি. কোঁচড় ॥ কোর্‌সাত্ মুরি ন্যাও। [<কোঁচড়+আ প্র. ; বর্ণ বিপর্যয়]।

কোলা=[য, খু]—বি. ধান যব ছোলা ইত্যাদির নূতন অঙ্কুর ॥

২=[চট্ট]—বি. শস্যক্ষেত্র ॥ কোলায় খুব ধান্ ঐয়্যে।

৩=[চা]—বি. বাড়ির সংলগ্ন মাঠ ॥ কোলা বয়া গরু বাস্থ্ব।

৪=[রা]—বি. নদীর ভগ্ন তীর, নদীর বাঁকের ভাঙ্গা প্রশস্ত ও অগভীর জায়গা ॥

কোলাইন্‌না=[বা]—বিণ. বাঁকা ॥ যমিডা কোলাইন্‌না।

কোলা থ্যাত্=[যি]—বি. বাড়ীর পাশের নিম্নভূমি ॥ [দেখ কোলা+খেত<ক্ষেত্র সং]।

কোলাচ্'=[কু]—বি. কিনারা ॥ বিল্ কোলাচে' শাপ্ থাকে। [<কোনাচ=কানাচ]।

কোলানি দেবা=[খু]—ক্রি. কৌশলে আয়ত্তে আনা ॥ কোলানি দে দে কায্ আদায়্ কর্।

কোলায়্=[দি]—বি. কোলে ॥ ছাওয়াটাক্ কোলায়্ নিল্। [কোলা <ক্রোড় সং ; কোলা+য় অধিকরণে]।

২=[চা]—বি. কিনারে ॥ নৌকাডা কোলায়্ আন্। [<কূল+য় (অধিকরণে)]।

কোলে কাসে=[খু]—ক্রি. বিণ. নিকটে ॥ সাবাল্‌ডা শে কোলেকাসে রাখে। [=কোলে<ক্রোড়ে+কাছে=নিকটে]।

কোলে মান্=[য]—বি. অকুলীন, গ্রামের সাধারণ লোক ॥

কোলের্ কোচ্'=[খু]—ক্রি. বিণ. নিকটে ॥ কোলের্ কোচ্' বুশে থাক্। [<কোলের কাছ=নিকট]।

কোলের্ ঘর্=[খু]—বি. ভুল, ভ্রান্তি ॥

কোল্=[খু]—বি. বাঁশের নগি ॥

২=[চা]—বি. নদীর প্রধান ধারা অন্যত্র সরিয়া যাওয়ার ফলে সৃষ্ট জলাশয় ॥ নদির্ কোলে অনেক্ মাস্ পাওয়া যায়।

৩=[কুম]—বি. পেটের অংশ ॥ ইলিশ মাসের্ কোল্ খাইতে মজা। [<ক্রোড় সং=পেটী]।

২=[পা]—বি. নদীর যে স্থানে নৌকা নিরাপদে থাকে ॥ [দেখ কোল্ ২]।

কোল্ আইল্=[সি]—বি. ক্ষেতের বড় আলির পাশের ছোট আলি ॥ [<কোল<ক্রোড়+আইল=আলপথ]।

কোল্‌কা=[রা]—বি. কলকি ॥ [<কল্কি, কলিকা=কল্‌কে]।

কোল্‌কুনা=[রং]—বি. হাতের কনুই ॥ 'ঘুম জাও নিল্‌মণি, না ঘুম্ গেলে কোল্‌কুনি'—ছড়া।

কোল্ কোট্=[পা]—বি. কালরঙের এক প্রকার জন্তু ॥ কোল্‌কোটের্ যালায়্ সাগল্ রাখা দায়্।

কোল্‌গা=[নো]—সব. কোনটা ॥ [<কোন্+গা=টা]।

কোল্‌চাপানি=[রং]—বি. মাছ ধরিবার জাল ॥

কোল্‌য্যা=[ফ]—বি. কলিজা, হৃৎপিণ্ড ॥ আমি খাশির্ কোলয্যা খাব। [<কলীজা অথবা কলীজহ্ হিং]।

কোল্‌টান্=[কুম]—বিণ. স্বার্থপর ॥ কোলটান্ মাইন্‌শে দেশের্ কি কাম্ করব ?

কোল্‌পিঠা=[খু]—বি. মাছ ধরিবার যন্ত্র, পলো, ওছা ॥

কোল্‌ঠাপানি=[ফ]—বি. কাপড়ের তৈরী মাছ ধরিবার ফাঁদ ॥

কোল্‌ঠাপি=[য]—বি. মাছ ধরার জন্য জালের তৈরী ফাঁদ ॥

কোল্‌ডোরা=[চা]—বি. পিঁড়ির নীচের ছোট পিঁড়ি।

কোল্‌তারা=[চট্ট]—বি. আল্‌কাতরা ॥ ঘরের্ খুটিত্ কোলতারা দ্যাও। [<coaltar ইং]।

কোল্‌দরা=[চা]—বি. *বিবাহের সময় বরের সঙ্গে যে আত্মীয় বন্ধু থাকে এবং যাহারা কনের মুখ দর্শনের সময় বরানুগমণ করে ॥ [<ক্রোড়+ধরা]।

কোল্‌দাইর্=[কুম, ফ]—বি. কড়ি কাঠের ছোট তক্তা ॥

কোল্ দামান্দ=[ফ]—বি. বরের সঙ্গে বিবাহের গমনকারী পুরুষ, বরযাত্রী ॥ [<কোল+দামাদ ১৮।১ ফা.]।

কোল্ দরা=[রা]—বি. বরের সঙ্গে বিবাহে গমনকারী পুরুষ ॥ [দেখ কোল দরা]]

কোল্ দার্=[চট্ট]—বি. আল্‌কাতরা ॥ [দেখ কোল্‌তারা]।

কোল্ দরানি=[রা]—বি. বরযাত্রী ॥ [দেখ কোল্‌দরা+নি প্র.]।

কোল্ পোসা=[খু]—বিণ. সর্বশেষ ॥ কোল্‌পোসা মেয়েডার্ কশ্‌টা দেখা যায় না। [<কোল+পোঁছা=মোছা= সবশেষ]।

কোল্ বাঁশ্=[চট্ট]—বি. গরুর গাড়ীর মাচানের পাশের বাঁশ ॥

কোল্ লে=[খু]—বি. তামাক সাজিবার পাত্র বিশেষ ॥ [<কলকে]।

কোল্ লোহার্=[রং]—বি. কলরব ॥ [<কোলাহল]।

কোল্ সাবালে=[খু]—বিণ. শিশুকে এখনও স্তন্য দান করিতেছে এমন ॥ [<ক্রোড়+ছাবাল=শাবক +এ< ইয়া প্র.]।

কোশা=[খু]—বিণ. কৃপণ ॥ কোশা মা ঐলে ট্যাকা পয়্‌শা থাকে না। [<কষা]।

২=[পা]—বি. ডিঙ্গি নৌকা ॥ কোশাডা দা পার্ কর্। [<কোষ]।

কোশাদা=[চট্ট]—বি. পরিতুষ্ট ॥ [<কুশাদহ্ کشاده ফা.]।

কোশারি=[বা]—বি. খাট ॥ কোশারিতে বও।

কোশ্যান্=[রা]—ক্রি. বিণ. কয়দিন ॥ তুমি আর্ কোশ্যান্ থাকিবু ?

কোশ্=[ব,রা]—বি. পাটের গোছা ॥ এক্ কোশ্ পাট্ দ্যাও, দড়ি পাকাই।

২=[কুম]—বি. অঞ্জলি ॥ এক কোশ্ পানি। [<কোষ]।

কোশ্ টা=[খু]—অব্য. কিছুই না ॥ তুমি পার কোশ্‌টা।

কোশ্ টে=[পা]—বিণ. কষায় বা প্রায় কষায় ॥ [<কষাটিয়া, কষাটে]।

কোশ্ তরি=[পা]—বি. কচুরীপানা ॥ কোশ্‌তরি আইশ্যা দানের্ খ্যাত্ বৈরা গেসে।

কোশ্ তা=[খু]—বি. খেজুর পাতার তৈরী ঝাড়ু ॥ তরে কোশ্‌তাপিটা করি সারবো।

কোসের্ সুরিতে কোস্ কাটা=[পা]—ক্রি. আপনজন দ্বারা অন্যায় সাধিত হওয়া ॥ [<কোঁচের ছুরিতে কোঁচ কাটা]।

কোস্=[ফ, ম]—বি. কোমরে জড়ানো কাপড়ের প্রান্তভাগ, ট্যাঁক ॥ কোসের্ তুন্ আমার্ পয়শা পৈরা গেসে। [কোঁচ =কোঁচড়]।

কোস্ মি=[ম]—বি. কচি ডগা ॥ [কচ্‌মা<কচচা হিং]।

কোস্ রি=[ম]—বি. কচুরিপানা ॥ ধান্ খ্যাতে কোস্‌রি ঢুক্‌সে। [<কচুরি পানা]।

কোস্ সে=[খু]—বি. কোঁচড়ে ॥ কোস্‌সে করি মুড়ি লও।

কোহড়ি=[চট্ট]—বিণ. কুটিল ॥

কোহর্ দেওয়া=[বা]—ক্রি. সঙ্কুচিত করা ॥ যারে কোহর্ দিয়া বৈসে।

কোহা=[ফ]—বি. ছেলে ॥ কোহায় আডে যাবিরে ? [<খোকা]।

কোহানে=[ঢা]—ক্রি. বিণ. কোথায় ॥ কোহানে যাও। [<কোন্‌হানে<কোন্ খানে]।

কোহানো=[ফ]—ক্রি. রোগের কষ্ট জনিত কাতরতা শব্দে প্রকাশ করা ॥ [< কোঁকানো ; অনু.]।

কোহাল্=[কুম]—বি. কপাল। কোহাল্‌ডা বর খারাপ্। [<কপাল]।

কোহিনা=[রা]—বি. কনুই ॥ তোর্ কোহিনা ফুলা ক্যানে ? [<কহোনি <কফোণি সং]।

কোহ্ রা=[কুম]—বিণ. কোঁকড়া ॥ চ'ল্‌ডা কোহ্‌রা। [<কোঁকড়া]।

কৌ=[খু]—বি. কুয়াশা ॥ আইচ্ খুব কৌ পড়্‌সে। [<কুহা সং]।

কৌআ=[চট্ট]—বিণ. কয়েকটা ॥ কৌআ বৈ আন্।

কৌরা=[চট্ট]—বি. কামরাংগা ॥ [<কামরাঙা]।

কৌচ'া=[ম]=বি. কচুরী পানা ॥

কৌচ'াল্=[পা]—বি. হাসি ঠাট্টা ॥ কৌচ'াল কৈরা কৈসি রাগ্ কৈর না।

কৌচ্'চ'া=[নো, চট্ট]—বিণ. গাঢ় সবুজ ॥ কৌচ্'চ'া রংগের্ শাড়ি। [< কচচা হিং ; তুং কাঁচা]।

কৌচ্'চ'া হোরা=[কুম]—বি. এক প্রকার সবুজ সাপ ॥ [দেখ কৌচ্'চা +ঢোঁড়া]।

কৌটা=[কুম]—বি. কেরোসিনের পাত্র॥

কৌট্ টা=[নো]—বি. বাতি।

কৌড্যা=[ফ]—বি. ফল পাড়ার আঁকশি ॥

কৌড়ো=[ম]—বি. এক প্রকার ঘুড়ি॥

কৌড়্=[রং]—বি. গেট, দরজা ॥ [< কিবাড় হিং]।

কৌড়্ গ্যা=[চট্ট]—বি. সরিষা ॥ কৌড়গ্যার্ তৈল ॥ [<কড়রা হিং]।

কৌড়্ রা তেল্=[খু]—বি. সরিষার তেল ॥ কৌড়রা তেলের বোতল্ দ্যাও। [দেখ কৌড়গ্যা+তেল<তৈল]।

কৌত্ তা=[বা]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥ [<কুন্ত সং ?]।

২=[ঢা]—বিণ. কৃপণ ॥

কৌপ্ টা=[ঢা]—বি. মৃৎপ্রদীপ ॥ কৌপ্‌টায় ত্যাল্ দ্যাও। [দেখ কোপ্‌টা]।

কৌব্ লানো=[ফ]—ক্রি. মূল্য স্থির করা ॥ গরের্ দাম্ কত কৌব্‌লাইসে ? [<কবুল قبول আং+আন প্র.]।

কৌয়া=[ম]—বি. মইয়ের কাঠি ॥ [কোয়া<কোষা সং]।

কৌল্=[ফ, কুম]—বি. অংগীকার ॥ কৌলে বাদ্‌শা, না কৌলে গোলাম্। [কবুল قبول আং অথবা কওল قول আং]।

কৌল্ যা=[ঢা]—বি. কলিজা ॥ [< কলীজা হিং]।

কৌল্ লা=[বা]—বি. খুব ছোট মাটির হাঁড়ি ॥ [দেখ কোলা]।

কৌস্ ল্=[ম]—বি. বড় চামচ, হাতা ॥ [<কর্চ্ছুল হিং]।

কৌহা=[দি]—বি. কাক ॥ [< কৌয়া হিং]।

খ

খ=[খু]—বি. খোকা ॥ খ বাড়ি আয়। [খো<খোআ<খোকা]।

খঅ'তা=[চট্ট]—বিণ. ঘন ॥ গাইয়র খঅ'তা দুধ।

খঅন্=[চট্ট]—বি. আহার ॥ [< খাওন]।

খঅল্=[চট্ট]—বি. ঘুঘু পাখী ॥ খঅলর মাংশ বড় শোয়াদ্।

খঐয়া=[নো]—বি. খানেওয়ালা ॥ তার্ গরো পাঁচ্'যন্ খঐয়া। [√খা+ইয়া প্র.]।

খকর্ বকর্=[রা]—ক্রি. বিণ. তাড়াহুড়া ॥ ধিবেধিবে ল্যাখ্, খকর্ বকর্ করিছ্ না। [অনু.]।

খকা=[ম, কুম]—বিণ. রাগ ॥ তার্ উপর্ অত খকা ঐস ক্যা? [<খফহ্ خفه ফা., খফা خفا উর্দু]।

খকিয়া=[চট্ট]—বি. চাতক পাখী ॥

খক্রানি=[সি]—বি. ঘুমের মধ্যে গলার শব্দ ॥ [<খাঁকার+আনি প্র.; তুং খখার হিং]।

খখ্ড়া ভাত=[দি]—বি. বাসি ভাত ॥ [<খড়খড় (অনু.)+আ প্র.]।

খখ্র‍্যা মার‍্যা হাশা=[নো]—ক্রি. অট্টহাস্য করা, খখ করিয়া হাসা ॥[< খখরিয়া (খখ করিয়া)+মারিয়া+হাসা]।

খগ্ড়াই=[রা]—বি. চিনির মুড়কি ॥

খচ'ন্=[ম]—ক্রি. কাচা ॥ কাপর্ খৈচ'া দেও। [<কাচন<√কাচ্ বাং (<√কষ্চ সং)+ন প্র.]।

খচ'ম্=[বা]—বি. স্বামী ॥ তার্ খচ'ম্ মরি গেসে। [< খস্‌ম خصم আং=কলহকারী; উর্দু=স্বামী]।

খচ'র্ খচ'র্ করা=[সি]—ক্রি. এক রকম শব্দ করা ॥ [ধ্বন্যা.]।

খচ'া=[সি]—বি. বাঁশের ॥ খচ'াদি বারি যায়। [<কচা]।

২=[রং, ম, কু, পা]—বি. পা দ্বারা মাড়ান ॥ খচার্ চোটে কচি পাট্ নষ্ট হৈ গ্যাছে (রং)।

৩=[কুম,সি,ম]—ক্রি. কাপড় কাচা ॥ আমার্ কাপর্‌টা খৈচ্'চ'া দিও। [দেখ খচ'ন্]।

খচ'াইল্লা=[ফ]—বিণ. ন্যায় কাজে বাধা দেয় যে ॥ খচ'াইল্লার্ কতা হুনে কে? [<কচাল+ইয়া প্র.]।

খচ'াখচি'=[পা]—বি. চঞ্চলতা ॥ [কচ্‌কচি; অর্থ প্র.]।

খচ'াখচ্'=[পা]—ক্রি. বিণ. সশব্দে ॥ আমার্ পায়ে খচ'াখচ্' কাটা বিদিল্। [ধ্বন্যা.]।

খচ'াতি=[সি]—বি. বাজার সওদা ॥ [<খরচ خرج ফা.+পাতি]।

খচ'ানো=[রং]—ক্রি. পা দ্বারা আঘাত করা ॥ মোক তুই এমন্ খচান্ খচালু?

খচি'=[কুম]—বি. ফড়িং রাখার পাত্র ॥ খচি'র্ মৈদ্যে ফবিং রাখ্।

খচি'য়া দেওয়া=[ম]—ক্রি. কাপড়ে সাবান দিয়া আছড়াইয়া পরিষ্কার করা ॥ [<কাচিয়া দেওয়া]।

খচে'া=[খু]—বিণ. দুষ্ট, হিংসুটে ॥ সাওয়াডা ভারি খচে'া। [দেখ খচ্'ড়া]।

খচ্=[রা]—ক্রি. বিণ. হঠাৎ ॥ খচ্ করে পায়ে কাঁটা বিঁধেছে। [ধ্বন্যা.]।

২=[খু]—বি. ঝগড়া, মারামারি ॥ তুমি খালি খচ্' বাধাও। [<কচ্< কজ کج ফা.=বক্রতা; অর্থ প্র.]।

খচ্‌খচান্=[রং]—ক্রি. জ্বালা করা, ব্যথা করা ॥ হামার্ ভালো দেখি মান্‌শির্ চোক্‌খুচ্‌খচায়। [খচ্‌খচ্ (অনু.)+আন প্র.]।

খচ্'খচি'=[ম]—বি. অনর্থক ঝগড়া ॥ আরে যাও ভাই খচ্'খচি' কর্যো না। [কচ্‌কচি অনু.]।

খচ্'খচি'য়া=[রং]—বিণ. অত্যন্ত ব্যতিব্যস্ত, চঞ্চল ॥ [দেখ খচ্'খচি'+আ প্র.]।

খচ্'চৈ'য়া=[কুম]—বিণ. বেঁটে বা ক্ষুদ্র আকৃতির ॥ [দেখ খচ্'ড়া; খচ্চর +ইয়া প্র.; বর্ণ বিপর্যয়]।

খচ্'চ'া=[চট্ট]—বি. পরিমাণ বিশেষ ॥ [দেখ খচ্'চি'৩]।

২=[খু]—বি. ধান মাপার পাত্র বিশেষ ॥ [দেখ খচ্'চি']।

খচ্'চি'=[কুম]—বি. খাসী ॥ [< খস্‌সী خصی আং]।

২=[খু]—বি. জাল বোনায় ব্যবহৃত যন্ত্র ॥ খচ্'চি' কি হলো?

৩=[খু]—বি. ধান মাপার পাত্র বিশেষ ॥ এক্ খচ্'চি ধান্ বিক্‌কির্ করবো। [খুঁচি<কুঞ্চি]।

খচ্'চি'য়া=[নো]—বিণ. যে বেশী খরচ করে ॥ এতো খচ্'চি'য়া ঐলে কি বর্ দরে? [<খরচ خرج ফা. +ইয়া প্র.]।

খচ্'ড়া=[চট্ট]—বিণ. কর্দমাক্ত, পিচ্ছিল ॥ খচ্'ড়া রাস্‌তা দি আডন্ ন যায়। [<কচর(<কচ্চর সং)+আ প্র.]।

২=[রং]—বিণ. কুকথায় পটু ॥ অর্ মতন্ খচ্ড়া আছে কে? [খচর+আ প্র.; মূল অর্থ খচ্চরের ন্যায়]।

খচ্'ড়ামি=[খু]—বি. ধূর্তপনা ॥ টাকা কয়টা নিয়ে এত খচ্'ড়ামি করস্ কেন্? [দেখ খচ্ড়া২+আমি প্র.]।

খচ্'মচ'ান্=[নো]—ক্রি. নড়িয়া উঠা ॥ হাপ্‌টা খচ্'মচ'াইয়া উঠিল্। [দেখ খচ্'মচ্'+আন প্র.]।

খচ্'মচ্'=[পা, চট্ট]—বি. গোলমাল, কথা কাটাকাটি ॥ খচ্'মচ্' ন কর। [অনু.]।

খচ্'য়া=[নো]—বিণ. কুঞ্চিত ॥

লোক্‌টা এত খচ্‌'রা যে খাইবারও চায় না। [দেখ খচ্‌'ড়া১ ; অর্থ প্র.]।

২=[চট্ট,বা]—বিণ. ত্রুটিসন্ধানী, ছিদ্রান্বেষী, বেয়াড়া ॥ লোক্‌টা বড় খচ্‌'রা (চট্ট)। [দেখ খচ্‌'ড়া১]।

খচ্‌'রামি=[চট্ট]—বি. অন্যের ত্রুটি সন্ধান ॥ [দেখ খচ্‌'ড়ামি]।

২=[পা]—বি. দুষ্টামি ॥ [পূর্বে দেখ]।

খজা=[রং]—ক্রি. চাহিয়া লওয়া ॥ [<খোঁজা ; অর্থ প্র.]।

খজাবজা=[য]—বি. গোলমাল ॥ [অনু.]।

খজ্যাত্‌=[ফ]—বিণ. দুর্গম, কষ্টকর ॥ [<কু+খাত ; অর্থ প্র.]।

খঞ্জ্‌=[নো]—বি. মূল, সমস্ত ॥ খঞ্জ্‌ গোলাইয়া গেসে। [<খোঁজ ; অর্থ প্র.]।

খঞ্জ্‌ গোলানো=[খু]—ক্রি. বিশৃঙ্খলার সৃষ্টি করা, কাজ এলোমেলো করিয়া দেওয়া ॥ একেবারে খঞ্জ্‌ গোলায়ে দেসে। [দেখ খঞ্জ্‌+গোলানো (<ঘোল সং)+আনো প্র.]।

খটং খটং=[রং]—অব্য. দ্রুত চলন্ত ঘোড়ার পায়ের শব্দ ॥ [ধ্বন্যা.]।

খটর্‌ মটর্‌=[য]—বি. দুষ্টামি, ফাজলামি ॥ অত খটর্‌ মটর্‌ করস্‌ ক্যা ? [অনু.]।

খটুয়া=[রং]—বি. ধাতু নির্মিত পাত্র ॥ হেটা খটুয়া কার্‌ ? [<কোটো<কৌটা+উয়া প্র.]।

খটুয়াই=[রং]—বি. ধাতুর তৈরী পাত্র বিশেষ ॥ [দেখ খটুয়া+ই প্র.]।

খটুয়া=[কুম]—বিণ. অলস, যে কাজে ফাঁকি দেয় ॥

খটী=[ক]—বি. মাছ বা চামড়া শুকাইবার কারখানা ॥

খটৈ=[সি]—বিণ. ছোট কলিকা ॥ [কত<কতুআঃ ..... আং+ই প্র.]।

খট্‌কা=[কুম]—বিণ. জটিল ॥ এই কাম্‌টা বড় খট্‌কা। [<খট্‌কা হিং]।

২=[য]—বি. বিরোধ, বিবাদ, সন্দেহ ॥ কি কথায় খট্‌কা লাগ্‌ল ? [খুট্‌কা হিং]।

খট্‌কান্‌=[কুম]—ক্রি. ঝাড়া ॥ চাউল্‌গুলা খট্‌কাইয়া দে।

খট্‌খটা=[য]—বিণ. দুর্বল ॥ [দেখ খট্‌খৈট্যা]।

২=[রং, রা]—বিণ. শক্ত, শুকনা ॥ খট্‌খটা মাটিতে ধান্‌ শুকাতে হয়। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খট্‌খটাই=[নো]—অস.ক্রি.উচ্চস্বরে॥ [দেখ খট্‌খটাইয়া]।

খট্‌খটাইয়া=[চা]— ক্রি. বিণ. সজোরে ॥ অত খট্‌খটাইয়া হাস্‌লে মাইন্‌শে মন্দ কৈব। [<খট্‌খট্‌ (ধ্বন্যা.)+ইয়া প্র.]।

খট্‌খটান্‌=[রং] — ক্রি. খাতির করা ॥ মুই যদি তুমার বাড়ি যাঁও তে মোক খট্‌খটাও ? [দেখ খট্‌খট্‌+আন প্র. ; অর্থ প্র.]।

খট্‌খটি=[কুম]—বি. চুলায় জ্বাল দিবার কাঠি ॥ নারায় খাল্‌ খট্‌খটি সারা দেওয়া যায় না। [<কাঠ কাঠি]।

খট্‌খট্‌=[সি]—অব্য. শব্দ বিশেষ ॥ [ধ্বন্যা.]।

২=[রং]—অব্য. উচ্চ হাসির শব্দ ॥ ছাওয়াল্‌টা খট্‌খট্‌ করি হাসিছে। [পূর্বে দেখ]।

৩=[পা]—বি. তাঁত ॥ খট্‌খটির কাপড় খুব টিকে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খট্‌খট্‌টা=[চট্ট]—বিণ. স্ফূর্তিবাজ ॥ [দেখ খট্‌খট্‌+আ প্র. ; অর্থ প্র.]।

খট্‌খৈট্যা=[চা]—বিণ. অতিবৃদ্ধ ॥ আমার্‌ নানার্‌ একক্কেলে খট্‌খৈট্যা বুড়া। [খট্‌ খট্‌ (ধ্বন্যা.)+ইয়া প্র. ; হাটিলে যাহার হাড় গুলি খট্‌খট্‌ শব্দ করে=অস্থিচর্মসার]।

খট্‌খৈট্‌যা কতা=[চট্ট]—বি. কড়া কথা ॥ তাঁর্‌ খট্‌খৈট্যা কতা শুইন্‌লে মাঁথা ধরে। [দেখ খট্‌খট্‌+য়া প্র.+কথা ; অর্থ প্র.]।

খট্‌খৈড়্‌য়া=[নো]—বিণ. ধূর্ত, চালাক ॥ [দেখ খট্‌খৈট্যা ; অর্থ প্র.]।

খট্‌টা=[সি]—বি. পেয়ালা ॥ খট্‌টাতে তর্‌কারি আসে। [<কৌটা]।

খট্‌টি=[রা]—বি. চিটকারী ॥

২=[রং]—বি. এক প্রকার সুস্বাদু তৈলাক্ত মাছ ॥ পোকোর্‌টাত্‌ খট্‌টি মাছ্‌ আছে।

খট্‌টি আক্‌ড়া=[রং]—ক্রি. অত্যন্ত লাভবান্‌ হওয়া ॥ তুই একেবারে খট্‌টি আকড়াছিস্‌। [দেখ খটি+আঁকড়া (<আঁকড়ান বাং)]।

খট্‌ঠি=[রা]—বি. ক্ষতের উপরের চামড়া ॥

খট্‌নাইয়া=[নো]—বি. চালাক ॥ [<কুট্‌না(<কুট্টন সং)+ইয়া প্র.]।

খট্‌মৈটা=[চা]—বিণ. জটিল ॥ এই রকম্‌ খট্‌মৈটা কতা আমি বুঝি না। [<খট্‌খট্‌=কট্‌মট্‌(অনু.)+ইয়া প্র.]।

খট্‌মৈট্‌টা=[রা]—বিণ. দুষ্ট ॥ লোক্‌টা খুব খট্‌মৈট্‌টা। [দেখ খট্‌মৈটা; অর্থ প্র.]।

খড়ক্‌=[বা, রা]—বি. গরুর ব্যাধি বিশেষ ॥

খড়র্‌ মড়র্‌=[চট্ট]—বি. টুক্‌টাক্‌ শব্দ, গণ্ডগোল ॥ [খটর্‌ খটর্‌ ; অনু.]।

খড়াখড়ি=[চা]—বি. বাদ প্রতিবাদ ॥ বেশি খড়াখড়ি করা ভালো না। [< খোঁটাখুঁটি ; তুং চটাচটি]।

খড়ে=[কুম, চট্ট]—ক্রি. বিণ. কোথায় ॥ তুমি খড়ে যাইবার্‌ চাও ? [কঁড়ে<কণ্ঠে<কোন্‌ ঠাঁই]।

খড়্‌ডা=[রং]—বিণ. কৃশকায় ॥ খড়্‌ডা মানুষ্‌। [<কাঠ+আ প্র. ; অর্থ প্র.]।

খড়ুং=[য]—বি. <খড়ম ॥ খড়ুং পায়্‌ দি কৈ যাস্‌ ?

খড়ম্‌বাদ্‌শা=[নো]—বিণ. অলসে ॥ বেডা একসায়্‌ খড়ম্‌বাদ্‌শা। [<দেখ খড়ং+বাদশাহ্‌ <পাদশাহ্‌ ..... ফা. যে সর্বদা খড়ম পায়ে রাখে ; অর্থ প্র.]।

খড়া=[য]—বি. আগমন বার্তা, পদ

শব্দ ॥ পুলিশ্ আশার্ খড়া পেয়ে চোঁর্ ভেগেসে।

খড়াখাক্ড়া=[রং]—বি. খতি শুকনা, অনাবৃষ্টি ॥ এত খড়াখাক্ড়োয় ফশল্ অয় নাই। [<খরা(<খর সং+আ বাং)+খাক خاک ফা.+ড়া প্র.]।

খড়া খায়্র্যা=[পা]—বি. এক প্রকার আউশ ধান ॥

খড়ানো=[খু]—ক্রি. চোখ উঠা ॥ আমার্ চোঁখ্ খড়াইসে। [<খর (নাম ধাতু) আনো প্র. ; অর্থ প্র.]।

২=[খু]—ক্রি. বাঁশের গিরা ফাটা ॥ বাশ্টা খড়াতি দেখি হস্সে কেন্? [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খড়ি=[চট্ট]—বি. মাছের জন্য কোন জলাভূমিতে জড় করিয়া রাখা গাছের ডালাপালা ॥ [দেখ খটি]।

২=[চট্ট]—বি. লাল পিঁপড়া ॥

৩=[খু]—বি. খোঁয়াড় ॥ সাগল্টা খড়িতে দিয়ে এশ। [<খড়<খোঁয়াড় +ই প্র.]।

খড়ি কাটি=[রা, রং]—বি. ভেদা মাছ ॥ খড়িকাটি মাছ্ শব্বার্ খায় না। [<খড়ি (<খড়+ই প্র.)+কাঠি; অর্থ প্র]।

খড়িকার্ ডাণ্ডে ঢোল্ বাজা=[রং]—ক্রি. অনুপযুক্ত দ্রব্য দ্বারা কাজ করা ॥ আরে খড়িকার্ ডাণ্ডে কি ঢোল্ বাজে? [আক্ষরিক অর্থে খড়কের ডাণ্ডায় ঢোল বাজা]।

খড়িযাবা=[পা]—বিণ. ছোট ছোট ডাল ॥ [<খড়ি(<খড়+ই)+জাব (<যবস্ সং)+আ প্র.]।

খড়ি দুয়ার্=[খু]—বি. খিড়কি, জানালা ॥ খড়ি দুয়ার্দি ফুড়ত্ করি এক্টা পাখি আইল্। [<খড়ই< খিড়কি<খড়্ক্কী সং+দ্বার]।

খড়ি পোক্=[সি]—বি. কানের ময়লা খেকো পোকা ॥ [খড়ি (কানের ময়লা) খায় যে পোকা ; গ্রাম্য সংস্কারে কানের ভিতর এক প্রকার পোকা বিদ্যমান, এই কারণেই কান সময় সময় ভোঁ ভোঁ করে]।

খড়িয়া=[সি]—বি. শক্ত পাটের আঁশ ॥ খড়িয়াদি কিলা (কিভাবে) রশি বল্তাম(পাকাইতাম)? [<খড়ি <খটী<কঠিনী সং+আ প্র.]।

খড়ে=[চট্ট]—ক্রি. বিণ. কোথায় ॥ খড়ে যাইউম্। [দেখ খডে]।

খড়ে ধরে=[রং]—ক্রি. বিণ. মোটের উপর, সবশুদ্ধ, তামাম ॥ আরে খড়ে-ধরে তোর্ উপরত্। [<গড় (গণ সং) +এ বিভক্তি+ধরিয়া]।

খড়েন্=[খু]—বিণ. ভাঙা ॥ খড়েন্ পাড় হাতা দে চিংড়ে মাস্ পাবিয়েনে।

খড়েয়াল্যা=[নো]—বি. ভুত প্রেতের আডডা ॥ যায়্গাটা বড় খড়েয়াল্যা।

খড়্=[খু]—বি. খোয়াড় ॥ গরু সাগল্ খড়ে যাবে। [দেখ খড়ি৩]।

খড়্কা=[রা]—বি. কাঠি ॥ খড়কা দিয়া নাড়া দে। [<খড়+কা প্র.]।

খড়্কড়া ভাত্=[দি]—বি. বাসি ভাত ॥ বেহানে খড়কড়া ভাত্ খাই আইছি। [দেখ খখড়া ভাত্]।

খড়্কি=[পা]—বি. জাল বিশেষ ॥ খড়্কি দিয়ে বেশি মাস্ উঠে।

২=[খু.]—বি. খড়, ঘাসের শুকনা অংশ ॥ খড়্ কি দি দাঁত্ খিলায়্। [<খড় +কি প্র.]।

খড়্কে=[রা]—বি. ছোট মাছ বিশেষ ॥

খড়্খড়ি=[য]—বি. ভাজা ॥ আয়্কের্ খড়্খড়ি খেতে কেমন্ লাগ্লো? [< খড়খড় (অনু.)+ই প্র.]।

৩=[য]—বি. দরজা ॥ খড়্খড়িটা এঁটে দাও। [<খড়খড় (ধ্বন্যা.) +ই প্র. ; অর্থ প্র.]।

খড়্খড়ে=[য]—বিণ. চতুর ॥ সেলেটি খুব্ খড়খড়ে। [<খড়খড় (অনু.)+এ প্র.]।

২=[খু]—বিণ. চলিতে ফিরিতে সক্ষম ॥ বাচ্'চাটি খড়্খড়ে হয়ে উঠেসে। [পুর্বে দেখ]।

৩=[খু]—বিণ. সজাগ ॥ খড়খড়ে কান্। [পুর্বে দেখ ; অর্থ প্র.]।

খড়্খেড়্যা=[রা]—বি. পাল্কী ॥ খড়্খেড়্যায় চৈড়্যা বিয়া করতে গেল্। [দেখ খড় খড়ি১+ইয়া প্র.]।

খড়্চি=[পা]—বি. খালে খুঁটি পুঁতিয়া মাটি তোলার বাঁশের দণ্ড ॥ [<খড় +চি প্র.]।

খড়্পি=[দি]—বি. নিড়ানি ॥ [খুরপি (<খুরপ্র সং)]।

খড়্পড়া=[ফ]—বিণ. যে হঠাৎ রাগ করে ॥ লোক্টা বয়ানক্ খড়পুড়া। [খড়+পুড়া ; অর্থ প্র. ; মূল অর্থ যে খড়ের ন্যায় হঠাৎ পোড়ে]।

খড়্মা=[রা]—বি. বাঁশের তৈরী নীচু আসন ॥ খড়্মাতে বশ্।

খড়্মি=[নো]—বি. চর্ম বা রবারের পেটি যুক্ত কাষ্ঠপাদুকা ॥ [দেখ খড়ং+ই প্র.]।

খড়্শান্=[রা]—বি. খইনি ॥ খড়শান্ বড় নেশা।

খতর্ মতর্=[কুম]—বি. সন্দিগ্ধ ভাব ॥ [অনু.]।

খতা=[চট্ট]—বি,<কথা ॥ তোঁয়ার্ লগে অগ্গুয়া খতা আসে ॥

খতানো=[রা, পা]—ক্রি. গ্রাহ্য করা ॥ শে আমার্ কথা মোটেই খতায় না। [<খত্ خط আঃ ; খত (নাম ধাতু)+ আনো প্র. ; অর্থ প্র.]।

২=[রা]—ক্রি. সম্মান করা ॥ [পুর্বে দেখ]।

খতি=[কুম, নো]—বি. ঘুষ ॥

৩=[পা]—বি. ব্যাখ্যা, বিস্তারিত বর্ণনা ॥ [<খতিয়ান হিং শব্দের স. রূ.]।

খতে=[খু]—বি. থলে ॥ এই ফুল্গুলি খতে করে নিয়ে যা। [বুড়্তী হিং]।

খতের্=[রং]—বি. প্রোছের, প্রকা-রের ॥ তুই এক্খতের্ লোক্। [দেখ খত্+এর (সম্বন্ধে)]।

খত্যান্=[রা]—ক্রি. দৃষ্টি রাখা, খুঁটিয়া দেখা ॥ ছেলেমেয়েরা কোথায় কি, বাপ্মার্ খত্যান্ উচিত্। [<খতিয়ান হিং]।

২=[পা]—ক্রি. বি. হিসাব বা খোঁজ করা ॥ খুন্কার্দের্ আয়্কাল্ কেউ খত্যায় না। [পূর্বে দেখ]।

খত্=[কু]—বি. নকশা, ডিজাইন, ছক ॥ [<খত্ خط আং]।

২=[নো]—বি. পত্র ॥ [পূর্বে দেখ]।

৩=[ম, ফ]—বি. ঋণ গ্রহণের দলিল ॥ খত্ দিয়া এক্বণ টেহা আন্‌সি। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৪=[সি]—বি. <কাঠ পেন্সিল ॥

৫=[ঢা]—বি. তুলনা ॥ তোমার্ লগে আমার্ খত আসে নাহি ? [দেখ খত্ ; অর্থ প্র.]।

৬=[সি]—বি. কাটা ॥ [খত্ خط আং]।

৭=[বা]—বি. বগলের লোম ॥ খত্ কামাও। [দেখ খত্ ; অর্থ প্র.]।

৮=[ম]—বি. জুলফি ॥ আমারে খুর দিয়া খত্ কামাইয়া দাও। [দেখ খত্]।

খত্ কাটা=[বা]—ক্রি. খৎনা করা ॥ আইয্ আমাগো পোলার্ খত্ কাট্‌সি। [<খত্‌না: ختنه আং+কাটা]।

খত্খতি=[নো, কুম]—বি. যৌন মিলনের জন্য তীব্র চাঞ্চল্য ॥ [অনু.=কুত্‌কুতি (অশ্লীল)]।

খত্তর্=[চট্ট]—বিণ. <কত বড় ॥ বাপ্‌রে খত্তর্ হাপ্!

খত্তাল্=[চট্ট]—বিণ. ক্ষয়কারী, বিনা হিসাবে খরচ করে যে ॥ [<খত্‌তাল ختال আং=ধোকাবাজ ; অর্থপ্র.]।

২=[কুম, চট্ট]—বিণ. ঝগড়াটে, ঝগ্গাটে, উগ্রস্বভাবা, উচ্চভাষী ॥ পোয়াউয়া ব-অর খত্তাল্। [পূর্বে দেখ]।

খত্তে=[চট্ট]—ক্রি. বিণ. কোথা হইতে ॥ খত্তে আইস্যান্ ? [<কোত্থে <কোথা হতে<কোথা হইতে]।

খদরি=[চট্ট]—বিণ. খুদে, ক্ষুদ্র ॥ খদরি বোলা। [<খুদর (<ক্ষুদ্র সং) +ই প্র.]।

খদর্খানা=[কুম]—বি. নতুন জামাইর সঙ্গে অন্য লোকের একত্রে খাওয়াপিনা ॥ খদর্খানায় পাচ্'বন্ বৈসে। [<সদর صدر আং=প্রধান+খানা হিং ; স>খ সাদৃশ্যে]।

খদের্=[রং]—বি. প্রকারের, আকৃতির ॥ তুই এক্ খদের্ মান্‌সি। [দেখ খতের্]।

খদ্খদিয়া=[রং]—বিণ. দুরন্ত ॥ ছাওয়াল্‌টা বড় খদ্খদিয়া। [<খুঁৎখুঁৎ +ইয়া প্র.=খুঁৎখুঁৎ করে যে]।

খদ্দা=[চট্ট]—বি. মাটির বাসন ॥ [<কদ্দহ قدح আং=বড় পেয়ালা]।

২=[চট্ট]—বি. বড় টুকরা ॥ [<কাঁধা (<স্কন্ধ সং) ; অর্থ প্র.]।

খদ্দা আলি=[চট্ট]—বি. দুর্বল বা অসুস্থ অবস্থায় জোরে জোরে শ্বাস প্রশ্বাস (নেওয়া) ॥

খনা=[রং]—বি. জাল তৈরীর সুতা ভরা কাঠি ॥

২=[নো, চট্ট, কুম]—বি. কচি নারিকেল, ডাব ॥ খনার্ হানি খাও।

খনাকায়্=[বা]—ক্রি. বিণ. অযথা ॥ খনাকায় তুই গুরি বেরাস্‌সিশ্ কেনে ? [<খাহ মখাহ خواه مخواه ফা.+য় (বিভক্তি)]।

খনি=[কুম]—বি. তামাক পাতার তৈরী নেশা বিশেষ ॥ [<খইনি হিং]।

২=[নো]—বি. নারিকেলের শাঁস ॥ এরোই খনি খাইতেন্‌নি ? [দেখ খনা২ +ই প্র.]।

৩=[ম]—বি. চিনি প্রস্তুতের যন্ত্র ॥

খনিয়া=[রং]—বিণ. যে অন্যকে খুন করে ॥ [<খুন خون ফা.+ইয়া প্র.]।

খনেক্ খনেক্=[রং]—ক্রি. বিণ. অল্প অল্প ॥ খনেক্ খনেক্ করি কথাটা কও। [<খান (<খণ্ড সং)+ই প্র. ; আধিক্যার্থে দ্বিত্ব]।

খন্যা=[কুম]—বি. মাছ আটকাইবার অস্থায়ী গর্ত ॥ [<খন< খন্ সং +ইয়া প্র.=খনিত]।

২=[নো]—বি. সেঁৎসেতে স্থানে জন্মে এইরূপ পোকা বিশেষ ॥

খনো=[রং]—বি. মৃতের আত্মার প্রতি মঙ্গল কামনা ॥ আগামি কাইল্ আমার্ দাদার্ খনো। [<খানা হিং ; অর্থ প্র.]।

খনোকায়্=[রং]—ক্রি. বিণ. অকারণে করিয়া ॥ খনোকায়্ হামার্ বাড়ি যাইশ্। [দেখ খনাকায়্]।

খনোকাঁয়্=[রং]—ক্রি. বিণ. খামাখা, অবশ্য অবশ্য ॥ খনোকাঁয়্ হামার্ বাড়ি যাইছুতো। [দেখ খনাকায়্]।

খন্=[রং]—বি. মৌসুম ॥ এই খন্ হামার্ আবাদ্ করবুঁ। [<ক্ষণ সং]।

২=[চট্ট]—সর্ব. কে ॥ ইবা খন্। [<কোন ; তুং কওন্ হিং]।

৩=[সি]—বিণ. শুভক্ষণ ॥ [দেখ খন্]।

৪=[সি, রা]—বি. রবিশস্য ॥ [<খন্দ<কন্দ সং]।

খন্কার্=[কুম.]—বি. কাজী ॥ [<খন্দ<আখুন্দ— آخوند ফা.+কার کار ফা. ; সরকার শব্দের সাদৃশ্যে ; তুং ওস্তাগার<ওস্তাদকার]।

খন্খনা=[রং]—বিণ. সুস্থ, জোরদার ॥ এলাতো বুড়িটা খন্খনা হছে। [দেখ খন্‌খৈন্‌না]।

খন্খনি ঝন্ঝনি=[রং]—বি. ক্রোধ বশতঃ উচ্চস্বরে বলা কথা ॥ বেটি ছাওয়াটার্ খন্খনি ঝন্ঝনি শুন্‌লে মন্ বড় খারাপ হয়্। [<খন্খন্ ও ঝন্ঝন্ ধ্বন্যা.+ই প্র.]।

খন্খুইন্যা=[চট্ট, নো]—বিণ. গন্‌গনে ॥ খন্‌খুইন্যা আগুন্। [<খন্খন্ (অনু.)+ইয়া প্র. ; তুং গন্‌গনে]।

খন্খৈন্না=[কুম]—বিণ. খন্‌খনে, প্রখর ॥ খন্‌খৈন্‌না আগুন্ আত্ দেওন্ যায়্ না। [দেখ খন্‌খুইন্যা]।

২=[নো]—বিণ. জোরাল, তাজা ॥ কৈমাস্‌গুলি খন্‌খৈন্‌না আসে। [দেখ খন্‌খুইন্যা ; অর্থ প্র.]।

খন্চা=[ঢা, ম]—বি. কাঠের ছোট থালা ॥ খন্চা'ডা লৈরায়। [<খন্চহ্ خنچه ফা.]

খন্‌চোন=[রং]—বি. শিরোভূষণ ॥ খন্‌চনি মাতায় নিয়া উশয়ের বারি যায়॥ [দেখ খন্‌চা+নি প্র. ; অর্থ প্র.]।

খন্‌চি'=[ম]—বি. চাকনা, আবরণ ॥ পাতিলে খন্‌চি' দ্যাও। [দেখ খন্‌চা+ প্র.]।

খন্‌খনা=[ম]—বি. শজিনা। ডাইল্ দিয়া খন্‌খনা খুব্ বালা লাগে।

খন্‌টাত্‌ দিবার্‌ লাগা=[রং]—ক্রি. কাটিয়া ফেলা উচিত হওয়া ॥ তোর্ মত ছেলে মোক্ খন্‌টাত্ দিবার্ লাগে। [খণ্টা<খণ্ডা<খড়্গ+ত সপ্তমী]।

খন্‌ডাখাবার্‌=[রা]–বি. কলহ, বকুনি, খণ্ডযুদ্ধ ॥ খন্‌ডাখাবার্ লাগাযনে।

খন্‌ডাখন্‌ডি=[রং]—বি. উদ্ধার ॥ বিপদ্ কায়্ খন্‌ডাখন্‌ডি কর্‌বেক্ ? [<খণ্ড সং+আ ; খণ্ড+ই প্র.]।

খন্‌ডানো=[নো]—ক্রি. পাকাপাকি করা ॥ যা অয়্ কতা খন্‌ডাই লওন্ উচি'ত্। [খণ্ড(সং)+আনো প্র.]।

খন্‌ডিশ্‌=[নো]—বিণ. অপরিচ্ছন্ন, নোংরা ॥ মাইয়াটা কি রকম্ খন্‌ডিশ্ ঐ থাকে।

খন্‌তে=[রং]—বি. মত, তুল্য, অনুরূপ ॥

খন্‌তরক্‌=[কুম]—বি. আবর্জনা ফেলিবার খাদ ॥ [দেখ খন্‌দক্]।

খন্‌তা কাচি'=[চা]—বি. আগাছা কাটিবার কাঁচি ॥ [<খন্তা কাঁচি]।

খন্‌তি=[কুম, দি, নো]—বি. ভাত তরকারী যাহা দ্বারা নাড়া হয় ॥ [< খন্‌তা<খনিত্র সং+ই (হ্রস্বার্থে)প্র.]।

খন্‌দ=[খু, চা, পা]—বি. ফসল ॥ [<কন্দ সং]।

২=[চা,পা]—বি. ফসল কাটার সময় ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খন্‌দক্‌=[দি]—বি. খাল, গর্ত ॥ খাল খন্‌দক্ দেইখা চলিশ্। [<খন্‌দক خندق আং. ; কন্‌দহ্ کنده ফা. ; হইতে √কন্=√খন্ সং] ॥

৩=[কুম]—বিণ. আবর্জনাপূর্ণ, অপরিষ্কার ॥ গর্‌ডা পোলাপাইনে এক্‌কেরে খন্‌দক্ কৈরা লাইসে ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খন্‌দা=[চট্ট]—বি. খন্তা, শাবল ॥ [দেখ খন্‌তি]।

খন্‌দানো=[রং]—ক্রি. সঙ্কবেচ্ছা হওয়া ॥ বক্‌রিটা খন্‌দিচে।

খন্‌দে বাতে পাওয়া=[সি]—ক্রি. যথা সময়ে বীজ বোনা ॥ খন্‌দে বাতে পাইলে চা'ইর দিনে দান্ উঠ্যা যায়। [দেখ খন্‌দ+এ+বাত+এ+পাওয়া]।

খন্‌নাশ্‌=[কুম, নো]—বিণ. শয়তান ॥ হোলাগা বেশি খন্‌নাশ্। [খন্‌নাস خناس আং=আত্মগোপনকারী]।

খন্‌নাস্‌=[সি]—বি. রাগ, উত্তেজনা ॥ কথায় কথায় হের্ খন্‌নাস্ উঠে। [দেখ খন্‌নাশ্ ; অর্থ প্র]।

খন্‌মনৈন্‌না=[নো]—বিণ. তাজা, শক্ত ॥ [দেখ খন্‌খৈন্‌না]।

খন্‌রক্‌=[চা]—বি. গর্ত ॥ এহান্‌দা খন্‌রক্ কর্‌সে কেডায়্‌রে ? [দেখ খন্‌দক্]।

খন্‌সা=[চট্ট]—বি. পাত্র বিশেষ ॥ [দেখ খন্‌চা]।

খপ্‌কে=[রা,বা]—ক্রি.বিণ. তাড়াতাড়ি ॥ বাজার্ থেকে খপ্‌কে ফিরে আয় (রা)। [খপ্ (অনু.)+করে <করিয়া]।

খপ্‌খপানি=[পা]—বি. অতিরিক্ত চাঞ্চল্য ॥ [খপ্ খপ্ (অনু.)+আনি প্র.]।

খপ্‌খপি=[রং]—বি. উদ্যোগ ॥ তোর্ খালি অকামের্ খপ্‌খপি ॥ [< খপ্ খপ্ (অনু.)+ই প্র.]।

খপ্‌খপে=[রং]—ক্রি.বিণ. তাড়াতাড়ি করিয়া ॥ [খপ্ খপ্ (অনু.)+ইয়া (বিভক্তি)]।

খপ্‌ড়ি=[রা]—বি. ডোমদের শুকর রাখিবার ঘর ॥ [<খুপরি<খোপ (<কূপ সং)+রি প্র. ; তুং ঝোঁপড়ী হিং]।

খপ্‌তা=[সি]—বিণ. কোপনস্বভাবী, রাগী ॥ [খফা خفا উর্দু<খফহ্ خفه ফা.+তা প্র.]।

খপ্‌পত্‌=[বা]—ক্রি.বিণ. তাড়াতাড়ি ॥ [অনু.]।

খপ্‌রা=[রং]—বি. ক্ষুদ্র গৃহ, কুটির ॥ খপ্‌রায় গরিব্ মানুশি থাকে। [দেখ খপ্‌ড়ি]।

খপ্‌রি=[রং]—বি. ভিক্ষা পাত্র ॥ ফকিরের্ খপ্‌রি ভরা চাউল্ আছে। [<খপর< খপপর< খর্পর সং+ই প্র.]।

খপ্‌শে=[খু]—বিণ. নোংরা ॥ ওটা ভারি খপ্‌শে। [<খবস<খবীস خبيث আং+এ প্র.]।

খবাখবি=[রং]—বিণ. ছোপ ছোপ রং বিশিষ্ট ॥ ঐ খবাখবি কাপ্‌ড়টা মুই নিম্। [<খোপ(<কূপ সং)+ খোপ+ই প্র.]।

খবি=[পা]—বি. গালি গালাজ ॥ খবি গাওয়া তার্ অব্যাশ্। [<কবি ; অর্থ প্র.]।

খবিচ্‌=[রং]—বি. গালি বিশেষ ॥ দূর্ শালার্ খবিচ্। [দেখ খপ্‌শে]।

২=[সি]—বিণ. অপরিস্কার, নোংরা ॥ [দেখ খপ্‌শে]।

খবৈরা=[ম,চা]—বিণ. সংবাদবাহক ॥ খবৈরা কাগয্। [<খবর خبر আং +ইয়া প্র.]।

খব্‌=[নো]—বি. খোয়াব, স্বপ্ন ॥ [খ্বাব خواب ফা.]।

খব্‌বর্‌=[কুম, চট্ট]—অব্য. শব্দ বিশেষ ॥ যাবড়া খব্‌বর্ কৈরা পানিত্ পর্‌ল। [ধ্বন্যা.]।

খব্‌রা=[খু]—বি. খোলা, মেটে হাড়ির ভাংগা অংশ ॥ খব্‌রায় কৰি আগুন্ আন্। [দেখ খপ্‌রি]।

খব্‌রাখব্‌রি=[ম]—বি. বার বার সংবাদ প্রেরণ ॥ অসুখে পড়ে কত খব্‌রাখব্‌রি কর্‌লাম্, একটা দিন্‌ও দেখ্‌তে এলে না। [খবর(<خبر আং) +আও ই প্র. ; অধিক্যার্থে দ্বিত্ব]।

খব্‌রিয়া=[মা]—বি. নবজাত শিশুর

জন্মের খবর যে ব্যক্তি আত্মীয় স্বজনের বাড়ীতে পৌঁছায় (সাধারণতঃ নাপিত এই সুখবর পৌঁছায় ও বখশিশ পায়) ॥ [দেখ খবৈরা]।

২=[সি]—বি. খবর বহনকারী ॥ [দেখ খবৈরা]।

খব্শা=[পা]—বিণ. ময়লাযুক্ত ॥ তুমি একেবারে খব্শা। [দেখ খপ্শে]।

খমা=[রা]—বিণ. রাগী ॥ খমা ছেলেটা রাগে ফুল্‌ছে। [<কোবা<কোপ+আ প্র.]।

খমাখমি=[কুম]—বি. তর্কের পর মারামারির উদ্যোগ ॥ [দেখ খমা+খম+ই ; আধিক্যার্থে শব্দদ্বিত্ব ; তুং হমাহমি]।

খমায়্=[খু]—ক্রি.বিণ. অকারণ, অহেতুক ॥ খমায়্ তারে দোশ্ দ্যাও কেন্?
[দেখ খনাকায়্]।

খমির্=[রা]—বি. রুটি তৈরীর জন্য পানি মিশ্রিত মথিত আটা ॥ [<খমীর خمیر আং]।

খমোকায়্=[খু]—ক্রি. বিণ. অবশ্য অবশ্য ॥ কাল্ খমোকায়্ আশো। [দেখ খনাকায়্]।

খয়্=[রা]—বি. আকৃতি, চেহারা ॥ ছেলেটার্ খয়্ তার্ বাপের্ মতো।

খয়্খমা=[চা]—বিণ. লোভনীয়, আকর্ষনীয়, ॥ খয়্খমা বয়শের্ মেয়েকে বাহির্ বায়্রা যাইতে দেওন্ বালা না। [দেখ খয়্খয়্ +আ প্র.]।

২=[রং]—বিণ. উন্নত ॥ ডেকুয়া বেটি ছাওয়ার্ বুক্ খয়্খমা। [খমখম (অনু.)+ আ প্র.]।

খয়্কায়্=[রং]—ক্রি.বিণ. অনর্থক, বিনা কারণে ॥ খয়্কায়্ আমাকে মার্ল। [দেখ খনাকায়্]।

খয়্খয়্=[রা]—ক্রি.বিণ. গর্বভরে ॥ [ধ্বন্যা. ; তুং খমখম]।

২=[রা]—বি. অত্যন্ত ইচ্ছা ॥ [অনু. অথবা খায় খায়<খাওয় খাওয় (খাইব খাইব)]।

খয়্চা=[চা]—বি. খঞ্চা, একরূপ কাঠের পাত্র ॥ [দেখ খনচা]।

খয়্চি=[চা]—বি. সরার উপরের বাটি ॥ [দেখ খন্চি]।

খয়্ ঠুকা=[রা]—ক্রি. তাল ঠুকা ॥ খয়্ঠুক্লে কি হবে, কিছুই করতে পারে না। [<ক্ষেম+ঠোকা]।

খয়্দম্=[রং]—বি. তেজ বীর্য ॥ [<ক্ষম+দম (অনু:) ; অথবা<খমজ<খমক]।

খয়্বাই=[সি]—বি. কামবায়ু, যৌন ক্ষুধা ॥ [কাম+বাই (<বায়ু সং)]।

খয়্অক্তে=[চট্ট]—ক্রি. বিণ. কোন সময় ॥ [<কো<কোন+ওয়াক্তে<ওয়াক্ত وقت আং+এ বিভক্তি]।

২=[ম]—ক্রি. বিণ. কবে হইতে ॥

খয়ন্নাশ্=[ফ]—বিণ. শয়তান, দুষ্ট ॥ শ্যাম্রায়্তো বড় খয়্ন্নাশ্, ইট্টুও নিরালুলা থাকে না। [দেখ খন্নাশ্]।

খয়র্=[চট্ট]—বি.<কাপড় ॥ খয়র্‌ডা এত ময়্লা কেন্?

খয়া=[রং]—অস. ক্রি. <খাওয়াইয়া ॥

খয়াই=[সি]—অস. ক্রি খুলিয়া ॥ শাট্ খয়াই রাখলায় কিয়ানো? [<খসাই<খসাইয়া (<খসানো)]।

খয়াইয়া=[সি]—অস. ক্রি. খুলিয়া ॥ তালা খয়াইয়া পরে ডুক্। [দেখ খয়াই]।

খয়াগোমা=[বা]—বি. গোক্ষুর সাপ ॥ খয়াগোমার্ কামরে কি মানুশ্ বাচে'?

খয়ার্=[ম]—বিণ. অনুগৃহীত ॥ হেতার্ খয়ার্। [<খয়র خیر আং ; অর্থ প্র.]।

২=[কুম]—বি. খয়ের ॥ খয়ারের্ শের্ আশ্‌টে টেহা। [<খয়ির<খদির সং]।

খয়্কাশ্=[রং]—বি. যক্ষারোগ ॥ তুমার্ চেংড়ার্ খয়্কাশ্ হৈছে [<ক্ষয় কাশ]।

খয়্নি=[রং]—বি. তামাক পাতার তৈরি নেশা বিশেষ ॥ [খইনি হিং ; দেখ খনি]।

খয়্নে=[চা]—ক্রি. বিণ. <ক্ষণে, একবার ॥ খয়্নে এই কতা খয়্নে হেই কতা কও কেরে?

খয়্রা=[খু]—বি. খরগোস ॥ [<খরা<খরগোশ خرگوش ফা.]।

২=[রং.]—বি. অবিবাহিত যুবক ॥

৩=[রং]—বিণ. অতিরিক্ত বাসি ॥

৪=[ব, পা]—বিণ. সাদা ও ছাই রং মিশ্রিত ॥ খয়্রা রঙের্ কাপড়। [<খয়ের (<খদির সং)+আ প্র.]।

খয়্রাপড়া মাছ্=[রং]—বি. খুব বড় মাছ ॥ বাপ্‌রে, কি খয়্রাপড়া মাছ। [দেখ খয়রা₄ +পড়া+মাছ ; বেশী বয়সের দরুণ যে মাছের গায়ে খয়রা দাগ পড়িয়াছে]।

খয়্রা মাস্=[বা]—বি. খলিশা মাছ ॥ [<খয়রা মাছ]।

খয়্রালি=[রং]—বিণ. খুব বড় ॥ [দেখ খয়রাপড়া মাছ]।

খয়্লা=[চট্ট]—বি.<কয়লা ॥

খর=[চট্ট]—বিণ. টক ॥ আম্গা বৌত্ খর। [<ক্ষার]।

খর বাইয়ন্=[চট্ট]—বি. টমেটো ॥ [দেখ খর+বায়ন<বাইয়ন<বাতিঙ্গন সং=বেগুণ]।

খরন্নাত্যা=[কুম]—বিণ. কাল পা বা দেহ বিশিষ্ট ॥ খরন্নাত্যা কুরা। [দেখ খয়রা₄ +ন+হাত+ইয়া প্র.]।

খর বায়ন্=[চট্ট] — বি. বিলাতী বেগুন ॥ [দেখ খর বাইয়ন্]।

খরা=[পা]—বি. ঈষের খাঁজ ॥ [<কড়া]।

২=[বা]—বি. খরগোশ ॥ [দেখ খয়্রা]।

৩=[ম]—বি. তেজালি ॥ [দেখ খর +আ প্র. ; অর্থ প্র.]।

৪=[দি]—বি. অনাবৃষ্টি ॥ [খর সং +আ প্র.]।

৫=[কু, গু, য]—বিণ. সঙ্গমেচ্ছুক ॥ খরা গাগি ডাক্‌তে থাকে (কু)। [<খর+আ=খরানো]।

৬=[রা]—বি. কুমড়া গাছের বীজ বোনার স্থান ॥

৭=[রং]—বিণ. মাত্রাতিরিক্ত ॥ তর্‌কাইত্ নুন্ ঝাল্ খরা ঐছে। [<খর +আ প্র.]।

৮=[রং]—ক্রি. উত্তেজিতভাবে কথা বলা ॥ তুই খরিয়ে কথা কছ্ ক্যা ? [দেখ খরা$_{৭}$]।

৯=[পা]—বি. নদী বা খালে মাছ ধরিবার জন্য বিশেষভাবে পাতা বিরাট জাল ॥

১০=[বা, রা]—বি. বাটি ॥ খরা বরা গুস্ত। (বা) [<খোরা<খোরহ্ خوره ফা. =জলপাত্র ; আর্ খোরহ্ শব্দের সংক্ষেপ]।

খরাই=[কুম]—বি. এক প্রকার লতা ॥

খরাইন্যা=[ম]—বিণ. অনাবৃষ্টিজাত ॥ খরাইন্যা বালুত্ পা ফালা যায়্ না। [দেখ খরান্+ইয়া প্র.]।

খরাইয়া=[কুম]—অস. ক্রি. আগুনের তাপ অধিক লাগাইয়া ॥ [দেখ খরা$_{৪}$ +ইয়া প্র.]।

২=[কুম]—অস. ক্রি. উগ্র হইয়া ॥ তাইন্ এত খরাইয়া আইসে কিয়েরে ? [দেখ খরা$_{৬}$+ইয়া অস. ক্রি. বিভক্তি]।

খরা কাম্‌লা=[রং]—বিণ. দ্রুতকর্মী ॥ মানুশটা খরা কাম্‌লা। [খর+আ +কামলা]।

খরা খাক্‌ড়া=[রং]—বি. বৃষ্টিহীন রৌদ্রময় দিন ॥ [দেখ খড়া খাক্‌ড়া]।

খরাচ'রা=[ম]—ক্রি. বিণ. মাঝে মাঝে নষ্ট ॥ ইবারের্ ফশল বর খরাচ'রা ঐসে। [দেখ খরা+চড়া +হওয়া]।

খরাযাল্=[সি]—বি. জাল বিশেষ ॥ খরাযালে সোট মাস্ দরা যায়্। [দেখ খরা$_{৯}$+জাল]।

খরাত্=[রং]—বি. শুকনা কাল ॥ এমন্ খরাত্ তুই বাড়ি জায়া কি করিবু। [দেখ খরা$_{৪}$+ত বিভক্তি]।

খরান্=[ম]—বি. অনাবৃষ্টি ॥ [দেখ খরা$_{৪}$+ন প্র.]।

২=[চট্ট]—বি. উষ্ণবায়ু ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খরানি=[সি]—বিণ. টাকাপয়সাহীন, শুধু বাজে কথা বলিয়া সময় কাটায় এমন ॥ [খরা$_{৮}$+নি প্র. ; অর্থ প্র.]।

২=[য]—বি. একাধিক্রমে অনেক দিন রৌদ্র ॥ [দেখ খরান্+ই প্র.]।

৩=[বা]—বি. খর রৌদ্র ॥ আজ্ খুব্ খরানি পড়েছে। [পূর্বে দেখ]।

৪=[ম]—বি. গ্রীষ্মকাল ॥ গ্যাল্ বসর্ খরানে দান্ অয়্ নাই। [দেখ খরান্]।

খরাপ্=[কুম]—বিণ. <খারাপ ॥ [দেখ খরাবি]।

খরাবি=[ম]—বি. দোষ ॥ এই কাম্‌ডায় তুমার্ খরাবি ঐসে। [খরাব خراب আ:+ই প্র.]।

খরা যাওয়া=[পা]—ক্রি. অতিরিক্ত রৌদ্র পাওয়া, রাগিয়া যাওয়া ॥ [দেখ খরা$_{৮}$+যাওয়া]।

খরালি=[ম, কুম, ঢা]—বি. বর্ষা ব্যতীত অন্যান্য ঋতু ॥ [দেখ খরানি$_{৪}$]।

খরাশ্=[ম]—বিণ. কাজে পটু ॥ বলদ্ দুইডা মৈএ খুব্ খরাশ্। [খর+ আশ প্র.]।

খরি=[চট্ট]—বি. বড় লাল পিপড়া ॥

২=[বা]—বি. মাছ বিশেষ ॥

৩=[খু, বা]—বি. নদীগর্ভে মাছ থাকার স্থান ॥ খরিতে বড় বড় মাস্ থাকে।

৪=[ফ]—অব্য. গ্রাম্য মেয়েদের সম্বোধন সূচক শব্দ ॥ খরি নাইয়র্ যাবি কবে ?

৫=[সি]—বি. বাঁশের মাপকাঠি বিশেষ ॥ এই খরি ঠিক্ ঐসে না। [খড় (<খণ্ড সং)+ই প্র.]।

খরিকা=[রং]—বি. ক্ষুদ্র নড়ি বা কঞ্চি ॥ [দেখ খরি$_{৫}$+কা (ইক+ আ) প্র.)]

খরিয়ার্=[চট্ট]—অব্য. কোথাকার ॥ [<দেখ খড়ে+য়ার<কার]।

খরিশ্=[রা]—বি. এক প্রকার সাপ ॥ খরিশ্ শাপের্ চক্কর্ দেখিশ্ নাই।

খরু=[রং]—বি. পায়ের মল, হাতের গহনা ॥ হাতত্ দুই খান্ খরু না দিলে একেবারে নোংরা দেহায়্। [<খাড়ু]।

খরুইয়া=[কুম]—বিণ. অলস, যে কাজে ফাঁকি দেয় ॥

খরুন্=[বা]—বি. অনাবৃষ্টি ॥ খরুনের্ লাগি ফশল্ বালা হয়্ নাই। [দেখ খরা$_{৪}$]।

খরুয়া=[বা]—বি. নারিকেলের খোলের পাত্র ॥

খরুলা=[য]—বি. মাছ মারার সরঞ্জাম বিশেষ ॥

খরে=[রং]—অস. ক্রি. রাগ করিয়া ॥ মান্‌শিটা তুই খরে উঠিশ্ কেনে ? [< খরিয়া (খর+ইয়া)=খর হইয়া]।

২=[রং]—অস. ক্রি. শুকাইয়া ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খরে যাওয়া=[বা]—ক্রি. রসহীন হওয়া, শুষ্ক হওয়া ॥ যশিটা খরে গেসে [দেখ খরে$_{১}$ +যাওয়া]।

খরেয়াপড়া=[রং]—বিণ. অত্যন্ত রাগী ॥ তুই বড় খরেয়াপড়া ডেনা। [<খরিয়া পড়া বা খর হইয়া পড়া]।

খর্যানা=[রা]—বিণ. শুকনো ॥ খর্যানা খ্যাতের ধান্ ভালো হবি না। দেখ খরান্+ইয়া প্র.]।

খরো=[রং, রা]—বিণ. লবণাক্ত ॥ এত খরো ছালোন্ কি খাওয়া জায়্ ?]< ক্ষার+ও প্র.]।

২=[কুম]—বিণ. রাগী, জেদী ॥ অত খরো বৌ লৈয়া ঘর্ করা দায়্। [দেখ খরা$_{৮}$; খর+ও প্র.]।

খর্=[রা]—বি. ফাঁদ ॥ বাগ্ দরার্ লাইগ্যা খর্ পাত্‌সো। [খোয়াড়]।

২=[রা [—বিণ. বেশী লবণাক্ত, নুনতা ॥ তর্‌কারিটা খর্ হয়েসে। [দেখ খরো]।

৩=[চট্ট]—বিণ. টক, চুকা ॥ আম্ গুলিন্ বড় খর্। [দেখ খর]।

৪=[বা]—বি. ছোট বাক্স ॥ আম্ কয়্‌ডা খরের্ মধ্যে থো।

৫=[পা]—বি.<খয়ের ॥ একটু খর্ দ্যাও তো।

খর্‌করা=[রং]—বিণ. বাসি ॥ মুই খর্‌করা ভাত্‌ ভালা বাশুঁ। [< কড়কড়া ; অনু.]।

খর্‌কা=[রং, রা, পা]—বি. কাঠি ॥ খর্‌কা দি কানের্‌ খৈর বাইর্‌ কর্‌। [দেখ খরি+কা প্র.]।

২=[বা]—বি. গর্তের মাটি উঠাইবার জন্য ব্যবহৃত চেরা বাঁশ ॥

খর্‌কাপিসা=[চা]—বি. নারিকেলের শলাকার ঝাড়ু ॥ খর্‌কাপিসা দিয়া হুইরা দিমু। [দেখ খর্‌কা+পিছা (<পিচ্ছ সং)]।

খর্‌কি=[চা]—বি. ইলিশ মাছ ধরিবার জাল ॥

খর্‌কি মাস্‌=[পা]—বি. ক্ষুদ্র মাছ বিশেষ ॥ [মাস<মাছ]।

খর্‌কুন্‌=[খু, য]—বি. মাছ্‌ বিশেষ ॥ খর্‌কুন মাস্‌ নদিতে খুব্‌ বেশি হয়্‌।

খর্‌কৈরা=[কুম]—বিণ. চালাক ॥ সেরাডা যবর খর্‌কৈরা। [<খর খর (অনু.)+ইয়া প্র. ; অপিনিহিতি]।

খর্‌কোন্দ্‌=[চট্ট]—বি. পাখী বিশেষ ॥

খরক্যো=[পা]—বি. শলা, বাঁশের চিকণ কাঠি, শনের ডাঁটা ॥ [দেখ খর্‌কা]।

খর্‌খরা=[পা]—বিণ. শুকাইয়া শক্ত হইয়াছে এমন ॥ [<খরখর (অনু.)+আ প্র.]।

২=[রং]—বিণ. সুস্থ, ভাল, রোগমুক্ত ॥ বাছুর্‌টা এলা খর্‌খরা হৈছে। [পুর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[সি]—বি বড় ঝাড়ু ॥ খর্‌খরা দি শাপ্‌ কর্‌। [দেখ খর্‌কৈরা]।

খর্‌খরান্‌=[বা]—বি. নিরামিষ, ভাজা ॥ [<খরখর(অনু.) +আন প্র.]।

খর্‌খরানো=[ঢা]—ক্রি. ভাজি করা ॥ কুমর্‌ডা খর্‌খরাও। [দেখ খর্‌খরান্‌]।

খর্‌খরি=[খু]—বি. চচ্চড়ি, ভাজি, তরকারী বিশেষ ॥ খর্‌খরিত্‌ খুব্‌ ঝাল্‌ হয়েসে। [<খর্‌খর্‌ (অনু.) +ই]।

২=[রা]—বি. পচা মাছের ঘণ্ট বিশেষ ॥ বালেরা মাছের্‌ খর্‌খরি গুলা ব্যাক্‌ খাল। [পুর্বে দেখ]

৩=[সি]—অব্য. খড়খড় শব্দ বিশেষ ॥ [খর্‌খর্‌(ধ্বন্যা.)+ই]।

খর্‌খরিয়া=[দি]—বিণ. চটপটে ॥ লোক্‌টা বড় খর্‌খরিয়া [দেখ খর্‌কৈরা]

খর্‌খরৈয়া=[কুম, চট্ট]—বিণ. চালাক, চটপটে ॥ খর্‌খরৈয়া সেইলা। [দেখ খর্‌কৈরা]।

২=[নো]—বিণ. অসমতল, অমসৃণ ॥ যায়গাটা বড় খর্‌খরৈয়া। [দেখ খর্‌কৈরা ; অর্থ প্র.]।

৩=[চট্ট]—বিণ. পরিষ্কার ॥ [দেখ খর্‌কৈরা ; অর্থ প্র.]।

খর্‌ খাউত্‌রা=[সি]—বিণ. অতিশয় কর্কশ, যা পালিশ হয় নাই ॥ টেবুল্‌ডা খর্‌খাউত্‌রা রৈসে। [<খর+খাউ<খাত+রা প্র.]।

খর্‌ খাওয়া=[রং]—ক্রি. মনের মিল থাকা ॥ এলাতো বেশ্‌ তোমার্‌ সাগাইর্‌ সাতে তোমার্‌ খর্‌ খাইছে।

খর্‌খামা=[রা]—বিণ. চঞ্চল, দুষ্ট ॥

খর্‌খ্‌না=[সি]—বি. জলের উপর ভাসে এমন মাছ্‌ ॥

খর্‌গান্‌=[রা]—বি. কাঁচা তামাক ॥

খর্‌চি'=[ফ]—বি. কোন কিছু আটকাইবার জন্য পোঁতা বাঁশ ॥ পাটের্‌ যাগের্‌ দুই দিকে খর্‌চি' না দিলে পাট্‌ ভাসাইয়া লৈয়া যাইবো।

২=[পা]—বি. বাঁশের তৈরী দরজার পর্দা বিশেষ ॥

৩=[পা]—বি. কাঠি ॥ পায়ের্‌ মদ্যে খর্‌চি' বিন্‌দিচে'।

৪=[ব]—বি. জাল বোনার সুতা রাখার বাঁশের তৈরী কাঠি ॥

খর্‌ছি=[রং]—বি. খরচা, সম্বল ॥ পথর্‌ খর্‌ছি দেঅক্‌। [<খরচা (খরচ خرچ ফা. +ই প্র.)]।

খর্‌তা=[চট্ট]—বিণ. টক ॥ আম্‌ডা খর্‌তা। [<ক্ষার+তা প্র.]

খর্‌তাল্‌=[চট্ট]—বিণ. ঝগড়াটে, উগ্রস্বভাবা উচ্চভাষী ॥, দেখ খত্‌তাল্‌]।

খর না খাওয়া= [রং]—ক্রি. মনের মিল না থাকা। [দেখ খর্‌ খাওয়া]।

খর্‌পর্‌=[খু]—বি. মাথার খুলি ॥ গাস্‌ থেকে পড়ে তার্‌ খর্‌পর্‌ উড়ে গেসে। [<খর্পর সং]।

খর্‌পা ধরা=[রা]—ক্রি. শুকাইয়া আটিয়া ধরা ॥ বেনাল্‌ডা খর্‌পা ধরিছে।

খর্‌প্‌ড়া=[ফ]—বিণ. টেকসই ॥ পাতিল্‌ডা বড় খর্‌পুড়া। [<খর+পোড়া=বেশী পোড়া]।

খর্‌বরা=[রং]—ক্রি, বিণ. বিপদ হইতে উদ্ধার ॥ বাছুরটা এলা খর্‌বরা হৈছে। [দেখ খরবৈর‍্যা]।

খর্‌বৈর‍্যা=[ঢা]—বি. শিশুদের হামাগুড়ি নড়াচড়া বা সামান্য কিছু বোঝে এইরূপ অবস্থা ॥ তগ খোকার্‌ বেশ্‌ খরবৈর‍্যা ঐসে। [খরবর (অনু.)+ইয়া প্র.]।

খরমর‍্যা=[রা]—বিণ. খুব শুষ্ক ॥ কাপড়টা রোদে খর্‌মর‍্যা হয়া গ্যাছে। [খড়্‌মড়্‌(অনু.) +ইয়া প্র.]।

খর্‌মা=[ঢা, পা]—বি. যাহাতে পালের দণ্ড খাড়া করা হয় ॥ নায়ের্‌ খর্‌মাডা বাইংগা গ্যাসে।

২=[কুম]—বি. এক প্রকার পুষ্টিকর ঘাস ॥ খর্‌মা খাইলে গরু যল্‌দি তাউত্‌ অয়্‌।

৩=[খু]—বি. শুকনা ॥ খর্‌মা গুয়োর্‌ দাম্‌ কত? [<খুরমা خرما ফা.=খেজুর ; অর্থ প্র.]।

খর্‌মাতি=[ম]—বি. চক, খড়িমাটি ॥ [খড়ি মাটি]।

খর্‌ম্‌চ্‌'=[চট্ট]—বি. খর্‌মুজা ॥ [<খরমুজা<খরমুযহ্‌ خربوزه ফা.]।

খর্‌শান্‌=[কু রা]—বি. খইনি ॥

খর্‌শ্‌নো শাক্‌=[ম]—বি. ঘুম বৃদ্ধিকারী ভেষজ শাক ॥

খর্‌সি=[রা]—বি. বসিবার জন্য চারি কোন বিশিষ্ট কাঠের আসন ॥ [<কুর্‌সী کرسی আ:]।

২=[রা]—বি. জাল তৈরীর যন্ত্র বিশেষ ॥

খলট্=[ফ]—বি. বাড়ীর অংশ বিশেষ ॥ [<খোলা+ট প্র.]।

২=[খু, য]—বি. উঠান ॥ ঝি বৌ অন্যের খলটে যাবে কেন্? [পূর্বে দেখ]।

খলট্ করা=[পা, ফ]—ক্রি. মাড়াইয়া নষ্ট করা, সমান করা ॥

খলত্ মলত্=[কুম]—বিণ. এলোমেলো ॥ লেখাডা খলত্ মলত্ ঐসে। [<খলত خلط আং+মলত্ অনুঃ]।

খলল্=[সি]—ক্রি. বিণ. বিচ্যুত ॥ মেয়েটার্ হামল্ খলল্ ঐয়া গেসে। [<খলল خلل আং]।

খলশ্=[চা]—বি. খাল, চামড়া ॥ গাস্টার্ খলশ্ উইট্যা গেসে। [<খোলস]।

খলা=[চা]—বি. মাঠ ॥ [<খলা' خلاء আং]।

২=[ম]—বি. ইটখোলা ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[ব, রা]—বি. বাড়ির বাহিরে গরু বাছুর বাঁধিবার বা ধান মাড়াইবার স্থান ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৪=[রং]—বি. জঞ্জাল, আবর্জনা ॥ খলা শাফ্ করেক্।

৫=[রা, ম]—বি. উঠান ॥ [দেখ খলা]।

৬=[ব, রা]—বি. বৈঠকখানা ॥ খলা ঘরে মেহ্মান্ বয়্সে (ব)। [দেখ খলা]।

খলাঘর্=[রা]—বি. টঙ্গিঘর ॥ [দেখ খলা৬+ঘর]।

খলাট্=[য]—বি. বাহির বাড়ীর প্রাঙ্গন, উঠান ॥ [দেখ খলট্]।

খলানো=[বা, কুম, ম]—ক্রি. পানির মধ্যে নাড়িয়া চাড়িয়া ধোয়া ॥ [ক্ষলা (<ক্ষালন)+নো প্র.]।

২=[সি]—ক্রি. দাবী করা ॥ শে চোঁদুরি খলায়্।

৩=[রা]—ক্রি. খোঁচানো ॥ তুই যখন্ তখন্ ওক খলাশ্ কেন্নো?

খলার্ আয়্ দায়্=[রা]—বি. বিবাহোৎসবে বহির্বাটির খরচাদি ॥ খলার্ আয়্দায়্ তোম্রা ল্যাও। [দেখ খলা৬+র (সম্বন্ধে)+আয় দায়]।

খলার্ ঘর্=[ব]—বি. বৈঠকখানা ॥ [দেখ খলাঘর্]।

খলাশ্ দান্=[কুম]—বি.বোনাছাড়াই জমিতে উৎপন্ন একপ্রকার ধান ॥

খলি=[ম]—অব্য. কেবল ॥ [<খালী خالى আং=শূন্য]।

২=[সি]—বি. বাঁশ বা কাঠের শলাকা ॥

৩=[চট্ট]—<খালুই, ডুলা ॥

৪=[সি]—বি. অংশ, টুকরা ॥ মাস্টারে কয়্হান্ খলি কর্। [<কলি]।

খলিপা=[চা, বা]—বি. দরজী ॥ খলিপার্ কাসে সার্টা শিলাই করতে দ্যাও। [<খলীফ: خليفه আং=প্রতিনিধি ; অর্থের অবনতি]।

খলিয়ান্=[রা]—বি. ধান মাড়ানোর নির্দিষ্ট স্থান ॥ [খিলিয়ান হিং]।

খলিশা=[চট্ট]—বি. ব্যঞ্জন বিশেষ ॥

খলুইন্=[ম]—বি. বড় লৌহ শলাকা ॥

খলুয়া=[রং]—বিণ. মিথ্যাবাদী লোক ॥ [খল+উয়া প্র.]।

খলুয়া কথা=[রং]—বি. অতিরিক্ত কথা, মিথ্যা কথা ॥ [দেখ খলুয়া+কথা]।

খলুয়ামি=[রং]—বি. মিথ্যা কথা বলিয়া অন্যকে হয়রান করণ ॥ তুই এত খলুয়ামি করশ্ ক্যান্? [দেখ খলুয়া+মি প্র.]।

খলেই=[দি]—বি. মাছ রাখার জন্য বাঁশের কাঠির ঠোঙ্গা বিশেষ ॥ [দেখ খলৈ]।

খলেন্=[খু]—বি. প্রাঙ্গণ, উঠান, ধান মাড়াইবার স্থান ॥ খলেন্ ভরা ধানের্ পালা আসে। [দেখ খলা+এ নপ্র.]।

খল্যা=[রা]—বিণ. অলস ॥ খল্যা লোক্টা বড় দুক্খে আছে।

খল্যান্=[রা]—বি. উঠান ॥ [দেখ খলিয়ান্]।

খলৈ=[কুম]—বি.মাছ গাঁথিবার লোহার শলা বিশেষ ॥ পল বাওয়ার্ কালে খলৈ দিয়া মাস্ গাতে। [দেখ<শলৈ <শলা]।

২=[দি,রা, কুম]—বি. মাছ রাখিবার পাত্র ॥

খলৈ দরি=[সি]—বি. সূঁচের ন্যায় বড় লৌহ শলাকা ॥ [দেখ খলৈ+দড়ি; অর্থ প্র.]।

খলো=[খু]—বিণ. দুষ্ট, অবাধ্য ॥ সেনেটা বড় খলো ॥ [<খল]।

২=[য]—বিণ. কুঁড়ে ॥ সুড়িটা আস্গা খলো হয়েসে। [<খল ; অর্থ প্র.]।

৩=[রং]—বিণ. ভণ্ড ॥ [দেখ খলো]।

খলো মলো=[নো]—ক্রি. বিণ. বেঠিক, এলোমেলো ॥ লোক্টার্ বুদ্দি খালোমালো ঐ গেসেগি। [অনু.]।

খলো বলো=[পা]—বি. পানি নাড়ার শব্দ ॥ [খল+ও ; বল+ও ; ধ্বন্যা.]।

২=[রা]—বি. সমষ্টি, দল ॥

৩=[চট্ট, কুম]—বিণ. কানপাতলা, যে কথা গোপন রাখিতে পারে না ॥ [<খল ; অর্থ প্র.]।

খল্কানো=[সি]—ক্রি. ছোট ঢেউয়ের আঘাত জনিত শব্দ হওয়া ॥ [<খল্ক (<খল্খল্ অনু.)+আনো প্র.]

খল্কোচা=[বা]—বি. ক্ষুদ্র অথচ নৌকার পক্ষে মারাত্মক ঢেউ ॥ [দেখ খল্কানো+চা হ্রস্বার্থে]।

খল্খৈল্যা=[নো]—বিণ. পরিষ্কার ॥ কাপ্ড়ডা খল্খৈল্যা করি দো। [খল খল (অনু.)+ইয়া প্র.]।

২=[চা]—বিণ. ফাঁকা, কম ওজন বিশিষ্ট ॥ কাড্ল্ডা এক্কেলে খল্ খৈল্যা। [পূর্বে দেখ]।

৩=[চা]—বি. ছোট শিশুর নড়াচড়া বা হাঁটিতে পারার মত অবস্থা ॥ আমার খোকায় খল্খৈল্যা ঐসে। [দেখ খল্ খৈল্যা]।

খল্খলানি=[সি]—বি. ভালরূপে ধৌত করণ ॥ [<খল্খলান (<ক্ষালন;

অধিক্যার্থে শব্দদ্বিত্ব)+ই প্র.]।

খল্‌খল্‌লা=[চট্ট]—বি. খনন ॥
২=[চট্ট]—বি. নিঃশেষ ॥

খল্‌ খশান্‌=[পা]—বি. বিবৃত ভাবে আলোচনা ॥ [খোল খসান= অনাবৃত করা]।

খল্‌খনি=[ঢা]—বি. আউশ ধান বিশেষ ॥

খলটা্‌খল্‌টি=[রং]—বি. আবোল তাবোল, অস্পষ্ট বাক্য ॥ রোগিটা খল্‌টাখল্‌টি নাগিছে, আর বোধয় বাঁচে না। [অনু.]।

খল্‌টি=[রং]—বি. নাকের শ্লেষ্মা বা ঘায়ের শুকনা আবরণ॥ [খোল+টি প্র.]।

খল্‌টে=[ফ]—বি. পার্শ্বে ॥ হামার খল্‌টে আয়্‌।

খল্‌তা=[রং]—বি. উঠান, খুলি ॥ [দেখ খলা ; খোলা+তা প্র.]।

খল্‌তানি=[পা]—বি. পুরানো কাহিনী॥

খল্‌দান্‌=[চট্ট]—ক্রি. বেশি গর্ত করা ॥

খল্‌দি=[চট্ট]—বি. খইল ॥ গরুর খল্‌দি কৈম্‌মে। [<খইল্‌ডি<খলি সং+টি]।

খল্‌পট্‌=[খু]—বি. খোলা জায়গা, ময়দান ॥ আমাগো খল্‌পট্টাতে গরু দিস্‌ না। [দেখ খলা+পাট=স্থান]।

খল্‌পা=[ঢা, রা, পা]—বি. চটাই ॥
২=[খু]—বি. তুফান, তরঙ্গ ॥
৩=[খু, সি]—বি. ঢাকনা (টিনের পাত্র ইত্যাদির) ॥ টিনের্‌ খল্‌পা খুল্‌।
৪=[পা]—বি. ছোট খল ॥

খল্‌ফা=[ঢা]—বি. চাটাই বিশেষ ॥ খল্‌ফার বেড়া। [দেখ খল্‌পা]।

খল্‌বল্যা=[রা]—ক্রি. বিণ. অতি-উত্তমরূপে॥ কাপড়্‌ খান্‌ খল্‌বল্যা করে কাচ্‌। [দেখ খল্‌বল্‌+ইয়া প্র.]।

খল্‌বল্‌=[রা]—বি. জোরে নড়াচড়া ॥ মাছ্‌ খুব খল্‌বল্‌ করছে। [অনু.]।

খল্‌বা=[নো]—বি. দরমা, বাঁশের তৈরী চাটাই ॥ খল্‌বা দিয়া বেড়া দেও। [দেখ খল্‌পা]।

খলবৈল্যা=[চা]—ক্রি. বিণ. পরিষ্কার করিয়া ধোয়া ॥ [দেই খল্‌বল্যা]।

খল্‌লা=[ব]—বি. বর্ষার ধান টানিয়া একত্র করা হয়।
২=[ব, কুম]—বি. এক প্রকার মাছ॥ খল্‌লা মাস্‌ পানির্‌ উপ্‌রে বাশে।

খল্‌তাত্‌=[রং]—বি. পানির সব্জি বিশেষ ॥

খল্‌লি=[নো, চট্ট]—বি. খৈলাদি ॥ [দেখ খল্‌দি]।
২=[ঢা]—বিণ. পুরানো ॥ যিনিস্‌টা খল্‌লি হয়ে গ্যাসে।
৩=[কুম]—বি. ত্রুটি, দোষ ॥ লোক্‌টির্‌ অনেক্‌ খল্‌লি আসে। [< খলল خلل আং+ই প্র.]

খল্‌লিয়াল্‌=[বা]—বি. বহির্বাটির প্রাঙ্গন ॥ [দেখ খলিয়ান্‌]।

খল্‌শান্‌=[রা]—বি. মাছ মারার যন্ত্র ॥ ঐ জোলাত্‌ খল্‌শান্‌ প্যাতা আয়্‌।

খল্‌শা পুটি=[পা]—বি. এক প্রকার মাছ ॥ [খলিসা পুঁটি]।

খল্‌শি=[খু]—বি. খলসে মাছ ॥ [<খলিশা]।
২=[খু]—বিণ. সুন্দর বনের গাছ বিশেষ ॥
৩=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

খল্‌শুন্‌=[রা, পা, ব,]—বি. ছোট মাছ ধরার বাঁশের যন্ত্র ॥

খল্‌শে=[য]—বিণ. নগণ্য ॥ তুইতো একটা খল্‌শে। খল্‌শা পুঁটি, অর্থ. প্র.]।

খশা=[রং]—বিণ. খোলা ॥ বান্‌টা খশা কেনে ? [<খসা< খসানো]।

খশাখশ্‌=[রং]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, একটা একটা করিয়া ॥ খশাখশ্‌ করি মাছ্‌ খাবার্‌ ধরিছে যে। [অনু.=ফসাফস্‌]।

খশাট্‌ খশাট্‌=[রং]—অব্য. ঘর্ষণের শব্দ বিশেষ॥ এমন্‌ তর্‌কারি পাক্‌ করিছ, খালি খশাট্‌ খশাট্‌ করিছে। [ধ্বন্যা.]।

খশি=[সি]—বি. খাসি ॥ খশিটা খুব্‌ তাযা। [খস্‌সী خصی আং]।

খশ্‌খশা=[সি]—বিণ. টাটকা ॥ খশ্‌-খশা কদু। [অনু.]।

খশ্‌খশিয়া নাগা=[রং]—বি. এক প্রকার মাছ ॥
২=[রং]—বিণ. অমসৃণ ॥ কাপড় খান্‌ খশ্‌খশিয়া নাগা। [খশ্‌খশ্‌ (অনু.)+ইয়া+প্র. নাগা]।

খশ্‌টামশ্‌টা=[ব, রা]—বিণ. সাধারণ ॥ [অনু.]।

খশ্‌টি=[রা, দি]—বি. ঘায়ের উপরের শুষ্ক চামড়া ॥ [<খোশা+টি প্র.]।

খশ্‌টি পড়া=[রং]—ক্রি. চাপ লাগা ॥ [দেখ খশ্‌টি+পড়া(√পড়্‌+আ)]।

খশ্‌শা=[রং]—বি. রাগ করিয়া জওয়াব দেওয়া ॥ মান্‌শির সাথে খশ্‌শা ভাল না।

খশ্‌শালা=[রং]—বি. মস্তকোপরি চক্ষু বিশিষ্ট নদীর মাছ্‌ বিশেষ ॥

খসর্‌=[ঢা]—বিণ. কৃপন্‌ ॥ খসর্‌ বেডায়্‌ খালি পৈশা যমায়, খরচ্‌' করে না। [দেখ খচ্‌'রা]।

খসান্‌=[রা]—ক্রি, বি, পরিবেশন করা ॥ বৌমা খসানে লেগেছে।

খসুম্‌=[নো]—বি. স্বামী ॥ রৈমার্‌ খসুম্‌ মরি গেসে। [দেখ খচ'ম্‌]।

খসুর্‌ খ্যা=[চট্ট]—বিণ. অনেকদিন ব্যবহারের ফলে দাগী বা গর্তবিশিষ্ট হইয়া গিয়াছে এমন ॥

খসৈট্‌্যা=[চট্ট]—বি. চাটনি ॥ খসৈট্‌্যা দিয়াও ভাত্‌ খাইতে মযা।

খস্‌=[সি]—ক্রি. বিণ. গুজিয়া ॥ [<খুস্‌]।

খস্‌কান্‌=[চট্ট]—ক্রি. বিণ. অতি ধীরে বা উদাসীন ভাবে কাজ করা ॥ [<খসক্‌না হিং]।

খস্‌কানো=[চট্ট]—ক্রি. আস্তে আস্তে অগ্রসর হওয়া ॥ [দেখ খসাকন্‌]।

খস্‌খসা=[চা]—বি. একরূপ গাছ ॥

খস্‌লান্‌=[য]—ক্রি. বিণ. পুনঃ পুনঃ জিজ্ঞাসা করা ॥ বার্‌ বার্‌ আমারে খস্‌লা-ইও না।

খস্‌সা=[কুম, নো]—বি. খরচপত্র, বাজার সওদা ॥ চা'চা'য় খস্‌সা কর্‌তে গ্যাসে। [<খরচা]।

খহাড়্যা=[রা]—বিণ. যে খোয়াড় রাখে ॥ খহাড়্যাটা মানুষ্‌ ভালা নয়। [<খোঁয়াড়+ইয়া প্র.]।

খা=[রং]—বি. প্রকার, রকম ॥ তুই কোন্ খার্ কাপড়্ নিবু ?

২=[কুম]—বি. কুকুর ॥ খারা রাইত্ পারা দেয়্।

খাঅনি=[চট্ট]—বিণ. যে বাণী খায় ॥ ইতার্ বৌএ বর খাঅনি। [দেখ খাঐন্যা ; স্ত্রী লিঙ্গে ই প্র]।

খাই=[ব,রা]—বি. রাস্তার দুই পার্শ্বের প্রশস্ত নালা ॥ [<খাত]।

২=[দি, কুম]—বি. গর্ত ॥ নদির্ খাইএ মাছ্ থাকে (দি)। [পূর্বে দেখ]।

খাইংডা=[ম]—বিণ. ক্ষীণ, দুর্বল, রোগা ॥ যরে পোলাডা খাইংডা ঐয়া গ্যাছে। [খাঁইডা<খাট]।

খাইকেনা=[বং]—ক্রি. খাওয়া ॥ [<খাই(<√খা)+কে+না]।

খাইক্‌কা=[ম]—বি. বাঁশের তৈরী চাটাইর বেড়া ॥

খাইখন্‌দক্‌=[সি]—বি. গর্ত ॥ [দেখ খাই২+দেখ খন্‌দক্]।

খাই খাই=[রং]—বি. দুর্ব্যবহার ॥ [অনু.]।

খাইখাক্‌ড়া=[বং]—বি. শুকনা কাল ॥ এমুন্ খাইখাক্‌ড়ায়্ বাড়ি জায়া কি করিবু। [দেখ খড়াখাক্‌ড়া]।

খাইগ্যা=[কুম, ঢা]—অস.ক্রি.<খাইয়া গিয়া ॥ বাত্ খাইগ্যা।

খাইগ্‌গা=[বা]—বি. খণ্ড কাঠ ॥

খাইচ্‌'=[ব]—বি. ফাঁক ॥ চাকাটা বৈয়ের্ খাইচে' আসে। [<খাইজ< খাঁজ]।

খাইচ্‌'চু'ত্‌=[কুম]—বি. অভ্যাস ॥ তার্ খাইচ্‌চু'ত্ বালা না। [<খাসীয়ত্ خاصيت আং]।

খাইচ্‌'লোত্‌=[ব]—বি. জেদ, বাড়াবাড়ি ॥ [<খস্‌লত্ خصلت আং ; অর্থ প্র.]।

খাইছ্‌টা=[দি]—বিণ. কর্কশ ॥ খাইছুটা লোকের্ কথা মজা না।

খাইজর্‌=[~]—বি. <খেজুর ॥ পাকা খাইজর্ ভালো লাগে।

খাইজোনি=[রা]—ক্রি.বি. চুলকানি ॥ খাইজোনির্ চোটে আর্ বাঁচি না। [< খুজানা হিং]।

খাইয্‌র্‌=[নো]—বি. <খেজুর ॥ খাইযুর্ গাস্‌টা দেখ্‌তে ডক্ লাগে।

খাইয্‌=[ম, ঢা]—বি. < খোস, পাচড়া ॥ তর্ শরিলে খাইয্ ঐসে। [দেখ খাইজোনি]।

খাইয্‌লোত্‌=[য]—বি.খারাপস্বভাব ॥ তোর্ খাইয্‌লোত্ যাবে না। [দেখ খাইচ্'লোত্]।

খাইটল্‌=[সি]—বিণ. বদস্বভাবী ॥ খাইটলের্ খাইট্ মরনেও যায়্ না।

খাইটা=[ঢা, পা, রা]—বি. মুগুর ॥ খাইটার্ বারি ছাড়া খুটা মাডিত্ গারে না (রা)। [<কাঠ+ইয়া প্র.]।

২=[দি]—বি. খোঁটা ॥ অন্যা কর্‌লে খাইটার্ বাড়ি।

খাইট্যা=[ফ]—অস. ক্রি. পরিশ্রম কবিযা। আম্‌রা পরের্ বাড়ি খাইট্যা খাই। [খাটিয়া]।

২=[ফ]—বি. পিঁড়ি ॥ [<খাটা <খট্বা সং]।

খাইটা খাইটি=[রং]—বি. পরিশ্রম ॥ এত খাইটা খাইটি করিলু তা কিছু ফল্ হলু না। [<খাটাখাটি]।

খাইটে=[রং]—অস.ক্রি. খাটিয়া ॥ এত খাইটে কোন নাম্ হলু না। [< খাটিয়া]।

খাইট্‌=[সি,কুম]—বি. কুঅভ্যাস ॥ খিরাইতে পাও তোলা এই পাইটার্ খাইট্।

২=[খু]—বি. মাছ ধরিবার জন্য নদী হইতে কাটা ছোট খাল ॥ [< খাত]।

খাইট্‌ করা=[খু]—ক্রি. বিলের মাছ একত্র করা ॥ খাইট্ করে সোট বিলের্ শব্ মাস্ ধরা হয়েসে।]দেখ খাইট্১+করা ; অর্থ প্র.]।

খাইট্‌টা=[ফ]—বি. ঘরের দুয়ারে দেওয়া গাছের গুঁড়ির সিঁড়ি ॥ [< খাটিয়া<খাটি(<কাঠি<কাষ্ঠ+ই)]।

খাইট্‌টাই=[চট্ট]—ক্রি. বিণ. পুরা করিয়া ॥ [<কাঠিয়া <কাঠি+ আন (নামধাতু)+ইয়া ; মূল অর্থ কাঠি দিয়া খোঁচাইয়া]।

খাইট্‌টাইল্‌=[চট্ট]—বি. আবর্জনা রাখিবার গর্ত ॥ পোরা আলি নিয়েরে খাইট্‌টাইলত্ রাযি। [<খাত+টাল হিং]।

খাইডাংরি=[রং]—বিণ অত্যাচারিণী ॥ তুর্ মতো খাইডাংরি বেটি ছাওয়া আর্ দেখোনা মুই।

খাইডোক্‌শা=[ম]—বিণ. অত্যন্ত পেটুক, গুরুভোজনকারী ॥ [< খাই +ডোক্‌শা<ঢোকশা]।

খাইড্‌ডা=[বা]—বি. ঘরে উঠিবার সিঁড়ি ॥ [দেখ খাইট্‌টা]।

২=[বা]—বি. কাঠের মুগুর বিশেষ ॥ তামুক্ কাডার্ খাইড্‌ডা গেল্ কৈ ? [দেখ খাইট্‌টা]।

খাই ড্ডাংরা=[রং]—বি. অত্যাচারী, ঘাতক ॥ [দেখ খাইডাংরি ; পুং]।

খাইড্‌=[নো]—বি. টুকরা ॥ [< খড়ি]।

খাইতুমি=[পা]—বিণ. অপদার্থ ॥ তুমি এক্ খাইতুমি। [<খাইতুম< খাইতাম+ই প্র. ; যে কেবল খাইতে চায়]।

খাইত্‌=[সি]—বি. পেঁা ॥ বনুদের্ খাইত্ পার্চ'ন্ যায়া ভাঙে না। [< খাইত<খাত]।

২=[রং]—বি, ক্ষমতা ॥ তোক্‌টার

খাইত্ আছে। [পূর্বে দেখ]।

খাইদ্=[সি]—বি. <খাদ ॥ শোনার্ বেডা শোনার্ মাবে খাইদ্ দিয়া দিসে।

খাইনা খাই=[নো]—ক্রি. বিণ. অনবরত ॥ [<খাইয়া+না খাইয়া]।

খাইনাদু=[রং]—বিণ. অত্যাচারী, খাদক ॥ দুর্ শালার্ খাইনাদু। [<খাই +না+দু]।

খাইন্=[নো]—বি. আন্দাজ ॥ খাইন্ করি তুই বাগ্ কর্।

খাইন্‌যা=[সি]—বি. মাছের খাদ ॥ [খাঁজ+আ]।

খাইন্‌সাল্=[ম]—বি. ঘরের পার্শ্বের অপরিষ্কৃত স্থান ॥ [দেখ কাইনচ্‌'+ আল প্র.]।

খাইপ্যা=[চা]—ক্রি. বিণ. ঘন হইয়া ॥ হগল্‌তেই একটু খাইপ্যা বহেন্। [< খাপিয়া=খাপ খাইয়া]।

খাইপ্‌শ্যা=[রং]—বিণ. নোংরা ॥ তুই বড় খাইপ্‌শ্যা বাহে। [দেখ খপ্‌শে]।

খাইবুইশা=[ম]—বি. মোটা অথচ দুর্বল ॥ তোমার্ মত খাইবুইশা লোক্ আর্ দেখি নাই।

খাইম্=[চট্ট]—বি. বাঁশের লম্বা ছোট টুকরা ॥ খাইম্ দি বেড়া বান্‌দে।

খাইম্‌চ'ান্=[পা]—ক্রি. আঁচড়ান ॥ খাইম্‌চ'ায়া আর্ কিছু থোয় নাই। [<খামচান]।

খাইয়া=[রং]—বি. গর্ত ॥ খাইয়ায় মাছ আছে। [<খাই<খাদ+আ প্র.]।

খাইয়াপি=[রং]—বি. বেগুন ॥

খাইয়া জিয়া থাকা=[চা]—ক্রি.বাঁচিয়া থাকা ॥ কোন রহমে খাইয়া জিয়া আসি। [খাইয়া+জি (<জীবন)+ আ ; তুং জীনা হিং]।

খাইয়া ডোবা=[রং]—বি. খাল, নালা, ডোবা ॥ [দেখ খাইয়া+ডোবা]।

খাইয়া নেওয়া=[চা]—ক্রি. পাগল হওয়া ॥ পান্‌ডা হইন্যা আমার্ মন্ খাইয়া নিল্‌রে। [<খাইয়া নওয়া ; অর্থ প্র.]।

খাইয়ার্ পানি খাওয়া=[মং]— ক্রি. মৃত্যুবরণ করা, অপমৃত্যু ঘটা ॥

খাইয়ালাম্=[কুম]—অব্য. প্রহার করিবে বলিয়া ভয় দেখান ॥ শয়তানি কল্‌লে দৈয়া খাইয়ালাম্। [খাইয়া+ ফেলাম=ফেলিব]।

খাইরা=[ম]—বি. পায়ের তলার গোলাকার ছিদ্র, (খালি পায়ে হাটিলে বা কাদায় কাজ করিলে পায়ে খাইরা হয়) ॥ [<খার<ক্ষার+ইয়া প্র.]।

২=[চা]—ক্রি. বিণ. চূড়ান্ত করিয়া ॥ আমের দাম্‌ড়া খাইরা কও।

খাইরা খাইরা=[নো]—বিণ. লবণাক্ত, ঘমসৃণ ॥ ইডা বাল না খাইরা খাইরা। [<ক্ষার+আ ; আধিক্যার্থে শব্দ দ্বিত্ব]।

খাইর‍্যা চ'ংগ=[চা]—বিণ.এক হালের মই ॥ খাইর‍্যা চ'ংগের্ মৈ বালা অয় না।

খাইর্=[কুম]—বি. কেন্দ্র ॥ আনার্ খালে মাসের্ খাইর্ আসে। [দেখ খড়ি]।

২=[সি]—বি. মন্দ মতিগতি ॥ খাইর্ সাইরা দে।

৩=[ম]—বি. আবর্জনা ॥ খাইর্ শাফ্ কর্।

৪=[কুম]—বি. মাছের থাকার স্থান ॥ ঐ খাইর্‌ডার্ উপ্‌রে ফেডা দে। [দেখ খাইর্]।

খাইল্যা=[ফ, চা]—বি. এক জাতীয় ঘাস ॥

২=[কুম]—বিণ. খালি, শূন্য ॥ খাইল্যা ঠিল্‌লা। [<খালি<খালী خالی আঃ +আ প্র.]।

খাইল্যা গায়ে=[চট্ট]—ক্রি. বিণ. একাকী ॥ [দেখ খাইল্যা^২+গা (< গাত্র সং)+এ বিভক্তি]।

খাইল্যাঘ্‌রি=[চা]—বি. আখের শ্রেণী বিশেষ ॥

খাইল্[=রং]—বি. গর্ত ॥ [খাল]।

২=[রং]—বিণ. ভোগ করা হইয়াছে এমন ॥ তোর্ খাইল্ টাকা দেওয়া লাগ্‌বে। [খাই+ল প্র. ; অর্থ প্র.]।

খাইল্‌ডি বিবি=[কু]—বি. নব বধূর পিতৃদত্ত সঙ্গিনী। [<খিল্‌বতী خلوتی খা.<আঃ+বীবী হিং]।

খাইল্ পাত হাউগ্‌রা=[রং]—বিণ. অকৃতজ্ঞ ॥ উয়ার্ মত খাইল্ পাত হাউগ্‌রা দুনিয়াত্ নাই। [√খা+ইল প্র.+পাত (<পাত্র সং)+হাগ (< হাগা)+রা প্র. ; যে পাতে খায় সেই পাতে হাগে (মলত্যাগ করে) যে]।

খাইল্‌লা=[কুম]—বি. কাশবন ॥ খাইল্‌লার্ ফুল্ শাদা।

খাইল্‌শা=[রং]—বিণ. খালিহাতে, এমনি ॥ খাইল্‌শা মানিশ্‌টা তাড়াতাড়ি হাটিবু। [দেখ খাইল্যা^২+চা প্র. ; অথবা খোলাসা<খুলাস: خلاص আঃ]।

খাইশর্=[সি]—বিণ. আদুরে ॥ খাইশর্।

খাইশা=[রং]—ক্রি. বিণ. খালি হাতে, এমনি ॥ [দেখ খাইল্‌শা]।

২=[ল]—বি. রূপোর তৈরী হাতের চুড়ি ॥

খাইশাল্=[রা]—বিণ.মেয়েলী গালি ॥ খাইশাল্ মাগি হাঁইশে দেখিছিস্?

খাইশ্যান্=[চা]—ক্রি. চারা কলাগাছকে মধ্যখানে কাটিয়া দেওয়া ॥ খাইশ্যানে কেলাগাস্‌টা মোডা ঐয়া উঠ্‌সে। [দেখ খশি+আন প্র. ; নাম ধাতু]।

খাইশ্যাল্=[রা]—বিণ. দুষ্ট ॥ বৌডা বড় খাইশ্যাল্। [<খাইচার<খচচর ; অর্থ প্র.]।

খাইশ্‌টা=[রা]—বিণ. খিটখিটে, মেজাজী ॥ [<কাইষ্টা<কাষ্টিয়া<কাষ্ঠ +ইয়া প্র.]।

২=[চা]—বিণ. কদাকার ॥ [<খাইসতা<খাসতহ্ خستہ ফ.]।

৩=[ম]—বিণ.নোংরা ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র. ; অথবা কুইষ্টা<কুষ্ঠ+ইয়া প্র.]।

খাইশ্‌টাপড়া=[রং]—বিণ. যে নোংরা দ্রব্য ব্যবহার করে ॥ ম্যাতোর্ গুলা খাইশ্‌টাপড়া ॥ [দেখ খাইশ্‌টা^৩+ পড়া]।

খাইশ্‌টা মর্‌য়া=[রং]—বিণ. কৃপ-

ভাবী ॥ তুই মানশুটা খাইশুটা মুয়া। [দেখ খাইশুটা৩+মুখ+আ প্র.]।

খাইসত্‌=[ম]—বি. আদব, ব্যবহার ॥ পোলাডায় খাইসত্‌ শিখসে না। [দেখ <খাইচ্‌চুত্‌]।

খাইসাল্‌=[ম]—বি. আস্তাকুঁড় ॥ খাইসালে ময়লায় বরা। [খাই<খাইআ <কারিকা+শালা]।

খাইসেরে=[কুম]—অব্য. আকস্মিক বিপদ বা অসুবিধা দেখিলে এইরূপ বলা হয় ॥ [<খাইয়াছে+রে]।

খাইস্‌সত্‌=[কুম]—বি. অভ্যাস ॥ স্যায়াডার খাইস্‌সত্‌ খবর্‌ খারাপ্‌। [দেখ খাইচ্‌চুত্‌]।

খাইস্‌সর্‌=[ম,কুম]—বিণ. অপরিষ্কার॥ খাইস্‌সর্‌ মানুশ্‌। [দেখ খাইশ্যাল্‌]।

খাইস্‌সাদ্‌=[বা]—বি. স্বভাব, অভ্যাস ॥ অর্‌ খাইস্‌সাদ্‌ বালা না। [দেখ খাইচুচুত্‌]।

খাউইয়া=[কুম, ম]—বি. পুষ্যি ॥ তোমার্‌ খাউইয়া কয়্‌ যন্‌? [<খাও+ইয়া প্র.]।

খাউও=[খু]—বিণ. লোভী ॥ লোক্‌টা ভারি খাউও। [<খাও+ও প্র.]।

খাউকা=[দি]—বি. খাওয়া ॥ আমার্‌ ভাত্‌ খাউকা হয়্‌নি। [<খাও+কা=য়া]।

২=[চা]—বিণ. আধাখাওয়া ॥ আম্‌ডা খাওকা। [<খাও+কা প্র.]।

৩=[সি]—ক্রি. ভক্ষণ করা, উদরস্থ করা। [<খাও+কা=খাউয়া]।

৪=[ম]—বি. ক্রেতা ॥ [<খাও+কা=খায় যে]।

খাউকি=[সি]—বি. খরিদদার ॥ বাযারে খাউকি নাই। [দেখ খাউকা৪]।

খাউজান্‌=[য়া]—ক্রি. বি. চুলকান ॥ যা খাওজাইয়া দাও। [দেখ খাইজোনি]।

খাউযান্‌=[ব]—বি. চুলকান ॥ [দেখ খাউজান্‌]।

খাউযি=[ ]—বি. কাগজি লেবু ॥ [<কাগজি<কাগয ১০৮ ফা.+ই প্র.]।

খাউয্‌=[কুম]—বি. কামেচ্ছা, যৌন প্রবৃত্তি। [দেখ খাইজোনি; অর্থ প্র. খাজ্‌ হিং=চুলকানি]।

খাউয্‌যান্‌=[কুম]—ক্রি. চুলকানো আতৃটা খাউয্‌যাইতে আসে। [দেখ খাউজান্‌]।

খাউটা=[চা]—বি. বাসি ভাত তরকারী ডাল একত্র করিয়া পাকানো খিচুড়ী ॥ খাউটা খাইয়া আইলাম্‌।

খাউড়া=[ফ]—বি. মাছ ধোয়ার পাতিল ॥

২=[ফ]—বি. পায়ের অলঙ্কার॥ মাইয়াডা খাউড়া পিন্‌সে। [খাড়ুয়া<খাড়ি<খাদি বৈদিক সং]।

খাউদা=[রং]—বি. দুধ ॥ হামাক এক্‌শের্‌ খাউদা দে তো।

খাউদা খাউদি=[রং]—বি. দুধ দই ইত্যাদি ॥

খাউদ্যা=[কুম]—বিণ. গভীর ॥ খাউদ্যা বাশন্‌। [খাদুয়া<খাদ+উয়া প্র.; বর্ণবিপর্যয়]।

খাউদ্‌দা=[চা]—বিণ. নোংরা ॥ এমুন্‌ খাউদ্‌দা মাইয়ারে কেডায়্‌ বিয়া করব? [<খাদ+উয়া প্র.; অর্থ প্র.; মূল অর্থ যে খাদে পড়িয়া থাকে]।

খাউনি=[বা]—বি. কফ ফেলিবার সময় গলাকম্পন ॥ [কাঁপুনি]।

খাউব্‌বা=[চা]—বিণ. গভীর, গর্ত বিশিষ্ট ॥ খাউব্‌বা থালে বাত্‌ খাইতে বালা।

খাউব্‌রানো=[খু]—ক্রি. নরম পদার্থকে এলোমেলো করা ॥ কাদা খাউব্‌রাইয়া কিস্‌ রাকে নাই। [< খাবলানো]।

২=[খু]—ক্রি. গালি দেওয়া ॥ বাবা একথা শুন্‌লে খাউব্‌রাইবে। [<খাবলানো; অর্থপ্র.]।

খাউব্‌লা=[সি]—বি. হাত দিয়া একবারে যতটুকু লওয়া যায় সেই পরিমাণ ॥ এক খাউব্‌লা খৈ দে। [<খাবলা]।

খাউব্‌লাইয়া=[ক]—অস. ক্রি. হাত ভরিয়া ॥ দান্‌গুলি খাউব্‌লাইয়া উড়া। [<খাবলা+ইয়া প্র.]।

খাউম্যান্‌=[চট্ট]—ক্রি. আমতা আমতা করা ॥ চো'র চ'লি পেইয়ে খাউম্যাই কি লাভ্‌? [খাউ খাউ (নাম ধাতু)+আন প্র.]।

খাউম্‌ডা=[নো]—বি. খামচা ॥ খাউম্‌ডা দিয়া এক্‌কেরে লৌ খাইর্‌ করি লাইসে।

খাউম্‌যান্‌=[কুম]—ক্রি. দাঁতবিহীন মুখে চিবাইয়া খাওয়া ॥ বুয়া লোক্‌টা খাউম্‌যাইয়া খায়্‌।

খাউয়া=[বা]—বি. মাঠের অগভীর গর্ত ॥ [দেখ খাউদ্যা]।

২=[ম, কুম]—বিণ. পেটুক ॥ খাউয়া মানুশ্‌ শবরে গরিব্‌ অয়্‌। [<খাও+আ প্র.]।

খাউয়াইল্যা=[চা]—বিণ. খানেওয়ালা (নিন্দা বা অবজ্ঞার্থে)॥ তুই কোন্‌ডেকার্‌ এতবর খাউয়াইল্যা। [<খাওয়া+ওয়ালা<বালা হিং; তুং খানেওয়ালা]।

খাউয়াদান্‌=[চা]—বি. চুলকান ॥ [দেখ খাউজান্‌]।

খাউয়া বাউয়া=[চ]—বিণ. অসম্পূর্ণ, অসমান ॥ ইমুন্‌ খাওয়া বাউয়া কৈরা চাঁ'সুলি কেরে? [<দেখ খাউদ্যা; বাউয়া অনু:]।

খাউয়াল্‌ [খু, বা]—বিণ. হিংস্র ॥ কুকুর্‌টা বড় খাউয়াল্‌। [<খাও+আল প্র.]।

খাউয়্যাদার্‌=[ঢা]—বিণ. যে বেশী খায় (অবজ্ঞার্থে) ॥ তুমি কোথাকার্‌ এত খাউয়্যাদার্‌। [<খাওয়া+দার ,l. ফা.; তুং দুকানদার]।

খাউরি=[সি]—বি. তামাসা ॥ বেশি খাউরি বালা না। [<খেড়ি]।

২=[ম]—বিণ. খালুই, পাত্র বিশেষ ॥ খাউরিত্‌ কৈরা মাস্‌ আন্‌। [<খাউলি<খালুই; বর্ণবিপর্যয়]।

খাউর্‌=[ম, সি, কুম, চা]—বি. পানির ভাসমান আগাছা, দাম ॥ খাউ-রের্‌ বয়েই খাউর্‌ আটুকে। [<খাও

+র=যা খেতের ফসল নষ্ট করে]।
=[রং]—বি. এক প্রকার দাদ ॥ বাছুরটার্ খাউর্ হছে। [<কাউর]।
২=[পা]—বিণ. কমজোর, হালকা ॥ [<কাঁকুর<কর্কটি সং; অর্থ প্র.]
৩=[ম]—বি. পলি ॥ এই বস্‌সর্ যমিনে খাউর্ পর্‌সে। [<খার<ক্ষার; অর্থ প্র.]।
৪=[কুম]—বি. জমির আগাছা বিশেষ ॥ [দেখ খাউর্]।

খাউল্যা, খাউল্‌লা=[ঢা]—বি. স্বল্প জলে জন্মে এমন আখ জাতীয় সরু ঘাস বিশেষ ॥

খাউশ্=[রং]—বিণ. বিশ্রী ॥ [দেখ খপুশে]।

খাউস্=[ম]—বি. সরিষা ॥ খাউস্ তেল্। [<খাউজ<খজ্জ প্রাং< খাদ্য সং কিংবা খাউ< খা+স<সস< সস্‌সত্ত প্রাং <সর্ষপ সং]।

খাঐদ্যা=[চট্ট]—বিণ. বড় খাদযুক্ত ॥ খাঐদ্যা পথ্। [খাদ+ইয়া প্র.]।

খাঐন্যা=[চট্ট]—বি. পুষ্যি, যে খায় ॥ হিতার্ খাঐন্যা বর্ বেশি। [খাওন+ইয়া প্র.]।

খাও=[ঢা]—বি. ক্ষত, ঘা ॥ পাঅর্ খাওয়ে অশুদ্ দ্যাও। [<খও<খত্ত প্রাং <ক্ষত সং]।

খাওইন্যা=[কুম]—বিণ. আহার্য ॥ [<খাওন+ইয়া প্র.]।

খাওক্‌ভাঙা=[রা]—বি. বিয়ের পূর্বে বর কনের শুদ্ধীকরণ উৎসব ॥ আজ্‌কাইল্ বিয়া তাও খাওক্‌ভাঙা হলো না।

খাওতা=[ব, পা]—বি. চাহিদা, খরিদ্‌দার ॥ বিনিশ্‌টার্ খাওতা কম্। [< খাও+তা প্র.]।

খাওনা=[রং]—বি. পতিত জমি ॥ খাওনাখান্ চাশাইনা কেনে? [< খানা<খানহ خانه ফা.; অর্থ. প্র.]।
২=[রা]—বি. যে ধানের চারাগাছ জমিতে আপনি হয় ॥
৩=[সি]—বি. জমিতে প্রথম চাষ ॥
হামার্ খাওনা পাড়্ হৈছে।

খাওনা খাওনি=[রং]—বি. পতিত জমি ॥ এবার্ খাওনাখাওনি তামান্ চাশাইম্। [দেখ খাওনা+খাওনা+ই প্র.]।

খাওনা বাড়ি=[রং]—বি. মাঠ ॥ খাওনা বাড়িত্ শুয়র্ চরে। [দেখ খাওনা+বাড়ি]।
২=[রং]—বি. পতিত বাড়ি ॥ গরুলা খাওনাবাড়ি খানত্ বান্দিছ না। [পূর্বে দেখ]।

খাওনি বারা=[ম]—ক্রি. রক্ষিত চাউল শেষ হইয়া যাওয়া ॥ [<খাও+নি প্র.+বাড়া; সুভাষণে]।

খাওন্=[বা]—বি. ভোজ, মেহমানদারী ॥ মাগ্ মাশে আমার্ দাদার্ নামে খাওন্ দিমু। [খাঅন (<খাদন) অর্থ প্র.]।

খাওন্‌ইয়া=[বা]—বি. খাইবার উপযুক্ত, খাইবার জন্য নির্দিষ্ট ॥ মাটির্ কল্‌শিতে খাওন্‌ইয়া পানি আসে। [দেখ খাওন্+ইয়া প্র.]।

খাওন্ যিওন্=[সি]—বি. খাওয়া পরা ॥ [দেখ খাওন্+জীবন]।

খাওন্‌ন্যা ঘর্=[চট্ট]—বি. বহু পুষ্যিবিশিষ্ট পরিবার ॥ [দেখ খাওইন্যা+ঘর]।

খাওন্ বেগর্=[ম]—ক্রি. বিণ. বিনা-খাদ্যে, খাওয়া ব্যতীত ॥ খাওন্ বেগর্ কাম্ করাইলে দুই ট্যাহা রোয্ দেওন্ লাগ্‌ব। [দেখ খাওন্+বগয়র بیگار আং]।

খাও মূর্‌তি=[রং]—বিণ. ভোজন বিলাসী ॥ [<খাও<খাওয়া+মূর্তি]।

খাওয়া=[ফ]—বিণ. ক্ষয়ে যাওয়া ॥ খাওয়া পাতিল্ বালা নয়্। [<ক্ষওয়া =ক্ষয়ে যাওয়া]।
২=[নো]—বি. আশঙ্কা ॥

খাওয়াইয়া=[সি]—বিণ. খানে-ওয়ালা ॥ লোক্‌টা বড় খাওয়াইয়া। [খাওয়া+ইয়া প্র.]।

খাওয়া খরিদ্‌দার্=[ক]—বি. খুচরা খরিদদার ॥ দোকানে খাওয়া খরিদ্‌দারে বেশি। [<খাওয়া+খরীদদার خریدار ফা.]।

খাওয়া খাওয়ি=[ঢা]—বি. লড়াই ॥ কুত্তা দুইডায় খাওয়া খাওয়ি লাগাইসে। [=কামড়া কামড়ি]।

খাওয়া টানা=[বা]—ক্রি. মাছের খাবি খাওয়া ॥ পুকুরে মাসে খাওয়া টানে। [<খাওয়া (খাদ্য)+টানা]।

খাওয়া তেল্=[ঢা]—বি. সরিষার তেল ॥ খাওয়া তেল্ মাথাত্ দিও না। [<খাও(=খা)+আ+তৈল]।

খাওয়ার্ পারেম্=[রা, সি]—বি. খাওয়ার আয়োজন, খাওয়ার ঘটা ॥

খাওয়াল্=[খু]—বি. শিকারী ॥

খাওয়াস্=[ম]—বি. বাঁদী ॥ খাওয়াসের তরফের পোলা। [<খবাস خواص : খাস خاص আং শব্দের বহুব.]।

খাওরা=[কুম]—বিণ. অংশিক ভক্ষিত ॥ কাউয়ার্ খাওরা আম্‌ডা ফালাইয়া দে। [খাও+রা প্র.]।
২=[খু]—বি. হাঁড়ি পাতিলের ভাঙ্গা অংশ ॥ খাওরা দিয়া ডিংগির্ পানি সেঁচে।
৩=[ম]—বি. বালিশের আচ্ছাদন ॥ [<খারিয়া]।
৪=[চট্ট]—বিণ. ভোজন বিলাসী, ভূরিভোজনকারী ॥ বুড়াউয়ায় বেশ্ খাওরা। [<খাও+রা]।

খাওরি=[ম]—বিণ. পেটুক, অতিভোজনকারী ॥ খাওরি লোক্‌টার্ খাওয়া দেখ্‌লে অবাক্ লাগে। [দেখ খাওরা৪+ই প্র.]।

খাং=[সি, কুম]—বিণ. পেটুক, রাক্ষস ॥ খাং ঐসোনি, হারাদিন্ খাও কিতা? [<খাঁই<কাঙ্খা=আকাঙ্ক্ষা; অর্থ প্র.]।

খাং খাং করি=[রং]—ক্রি. বিণ. এক দৃষ্টে ॥ মানুশ্‌টা খাং খাং করি কি দেখিছে? [দেখ খাং; আধিক্যার্থে শব্দদ্বিত্ব]।

খাংখাংগা=[রং]—বিণ. ধোয়া, পরি-

কার ॥ গাছ্গুলা কাটি জায়্গাখান্ খাং খাংগা হৈচে। [খান্ খান্ (অনু.) +আ প্র.]।

খাংগা=[রা]—বি. গরুর রোগ বিশেষ ॥

২=[ম]—ক্রি. খাটা ॥ সাট্টা বল খাংসে।

৩=[ম]—বি. মিলামিশা ॥ তার্ লগে আমার্ খাংগা নাই।

৪=[ন, রা]—বি. বৈঠকখানা ॥ খাংগাত্ বশ্যা খেলা। [দেখ খন্কা]

খাংগারি=[ফ]—বি. বাঁশের গোড়া ॥

খাংগি=[বা]—বি. টিন বা পিতলের ছোট পাত্র ॥

খাংগ্যা=[রা]—বিণ. কমতি ॥ তাতে খাংগ্যা হৈছিল্। [<খাংখ(<খা খা অনু.) +ইয়া প্র.]

খাংতি=[রা]—বি. কম ॥ তর্ নহি খাংতি হবে না! [দেখ খাংগ্যা; খাং+তি প্র.]

খাংরা=[রং]—বি. কফ ॥ যেখানে সেখানে খাংরা ফালাইও না। [তুঃ খংকার হিং]।

খাংলা=[পা]—বি. দধি রাখার পাত্র ॥ গোটা খাংলার দৈ খালা।

খাংলানো=[বা]—ক্রি. ধৌত করা ॥ খাওয়ার্ আগে হাত্ খাংলাইয়া লও।

খাঁউড়্=[নো]—বি. অংশ ॥ গাস্-গারে খাঁউড় করি হালা। [<খাণ্ড< খণ্ড]।

খাঁংগিল্=[দি]—বিণ. কাঙ্গাল ॥ তোর্ বাপ্টা এত টাকার্ খাংগিল্ কেন্? [<কাঙ্গাল]।

খাঁকন্নি=[রা]—বিণ. যে অন্যের নিন্দা করিয়া আনন্দ পায় ॥ [<খাঁকার (খোঁটা) ম. বাং +নি প্র.]।

খাঁকার্নে, খাঁকার্নি=[রা]— বিণ. কোন দিন খায় নাই যে, হাভাতে ॥ এমন্ খাঁকার্নে মেয়ে আমি কোনদিন্ দেখি নাই। [<দেখ খাকান্নি; +নে প্র.]।

খাঁকারি=[রা]—বিণ. পেটুক ॥ এক্-খন্তে খালু, ফের্ খাবার্ চাস্ কুনঠিকার্ খাঁকারিরে বাবা। [<খা+ক+রি প্র. কিংবা<কাঙ্গালী]।

খাঁকার্=[রা]—বি. নিন্দা ॥ আন্দাজি একজনার্ খাঁকার্ করিস্ না। [<খাঁখার, ম. বাং]।

২=[রা]—বি. গলার কৃত্রিম শব্দ ॥ বাড়ির ভিতর্ ঢুকার্ সময়ে গলা খাকার্ দেইস্। [তুঃ খংকার হিং]।

খাঁকি=[কু]—বি. ছিবড়ে ॥

খাঁক্ড়ানো=[ম]—ক্রি. খ্যাক খ্যাক করিয়া কাশা ॥ কড়া তামাকুতে গলা খাক্ড়াছে। [দেখ খাঁকার্ +আনো প্র.]

খাঁক্রা=[বা]—বিণ অসম্পূর্ণ ॥ বাস্ তাড়া খব খাক্রা।

খাঁচ্' মারা=[রা]—ক্রি. টান মারা। বড় সিতে মাছ পরলে ছিপে খাচ্ মারতে হয়। [<খেচ<খেঁচা; তুঃ খীচ্না হিং]

খাঁসি=[বা]—বি. বাঁশের পাত্র। [< খাচি<খাচা+ই প্র.]।

খাঁড়া=[বা]—ক্রি. রাগ করা, গোঁ ধরিয়া থাকা ॥ [দেখ খরা,]।

২=[গো]—বি. বিপদ ॥ তার্ উপরে অনেক্ খাঁড়া আসে। [<খণ্ড+আ; তুঃ ফাড়া]।

খাঁড়ি=[ব, দি]—বি. মিলের শাড়ি, মেয়েদের পরিধেয় বস্ত্র ॥

২=[রা]—বি. প্রায় পোড়া চাউল ॥

খাঁড়্=[গো]—বি. গুড়, মিঠাই ॥ খায়্নের্ খাঁড় বেশি দিডা। [<খণ্ড সং]।

খাঁড়্কি=[রা]—বি. ছোট মেয়েদের পরণের শাড়ি ॥ [দেখ খাঁড়ি; খাঁড়+কি (ক্ষুদ্রার্থে)]।

খাঁদা মড়ি=[রা]—বি. ছোট মাছ বিশেষ ॥

খাঁদি=[কু]—বি. খেজুর গাছের ডালের কাঁটাযুক্ত গোড়ার অংশ ॥ তোকে আজ্ খাঁদি পেটা করব।

খাঁরাহৈ=[চট্ট]—বি. সীমের ন্যায় বড় এক প্রকার ফল ॥

খাঁরি ধরা=[রা]—ক্রি. গোঁ ধরা ॥ খাঁরি ধর্লে কি হবি, মাছ্ না থাক্লে কি দেই তোকে ?

খাঁর্=[চট্ট]—বিণ. একরোখা ॥ খাঁর্ মানুষের্ সংগে সাবধানে কথা কৈয়ো।

খাঁশ্=[দি]—বি বাশ ॥ মোর্ বড় খাঁশ্ হৈছে।

খাঁশ্যা=[চট্ট]—বি আধা পাকা সিমের বিচি, শুষ্ক সিমের ভিজানো বিচি ॥ খাশ্যার্ ডাইল্।

খাঁসা=[চট্ট]—বি. খাদ, কিনারা ॥ [<কাছা<কচ্ছ সং]।

খাঁস্=[নো]—বি. নিয়ত, ইচ্ছা ॥ [খ্বাহিশ خواهش ফা.]।

খাকা=[কুম]—বি রাগ, ক্রোধ ॥ এত খাকা হৈসে কেরে ? [<খফা خفا হিং/ উর্দু <খফহ্ خفه ফা.]।

খাকাই=[সি]—বি. জুজু ॥ খাকাই আস (জুজু আসিতেছে) ॥ [খা খা+ ই প্র.]।

খাকাত্=[রং]—ক্রি. বিণ. দৈবাৎ, হঠাৎ ॥ কথা শুনি মুখ্খান্ খাকাত্ করি আন্ধার্ করিল্। [অনু.]।

খাকারি=[রং]—বিণ. লোভী, উদ্-গ্রীব ॥ তোর্ মত গোসুত খাকারি আর্ না দেখিনু। [<খা খা (<খাই খাই) +রি প্র.]।

খাকারু=[সি]—বিণ. বুভুক্ষু ॥ পুয়া-গুইন্ খাকারুনি ? [দেখ খাকারি; রু প্র.]।

খাকার্নি=[রা]—বিণ. নিন্দক ॥ [দেখ খাঁকান্নি]।

খাকার্, বাকার্=[রং]—ক্রি. বিণ. হাতড়াইয়া, ইতস্ততঃ করিয়া ॥ তাক খাকর্ বাকর্ করি ধর্লু। [অনু.]।

খাকি=[কুম, নি]—বি, মাটি ॥ [< খাক خاک ফা.+ই প্র.]।

খাকিয়া=[রং]—ক্রি. বিণ. আটক হইয়া, দৈবাৎ লাগিয়া ॥ কাপড়খান্ খাকিয়া লাগি চিড়িছে।

খাকিলা=[বং]—বি. এক প্রকার মাছ॥ খাকিলার্ ভাংগা ভাল।

খাকুরা=[ম]—বিণ. খেকো, যে মানুষ খায়॥ খাকুরা বাঘ। [<খা+ক+উরা প্র.]।

খাকুশ্=[সি]—বি. লেজ বিশিষ্ট কচ্ছপাকৃতি মাছ॥ খাকশের্ লেঞ্জুর্দি বাড়িয়াই বেটার্ পিঠ্ ফাডাই দাও।

২=[সি]—বি. <খরগোশ॥

খাক্=[বং]—বি. ক্ষুধা॥ তোর্ এত খাক্ লাগিছে? [<খা+ক]।

খাক্কপালা=[পা]—বিণ. হতভাগ্য॥ [<খাক (<খাক خاک ফা.)+কপাল+ইয়া প্র.]।

খাক্কা=[চট]—বি. খালা, মাসী॥ খাক্কার্ বাড়ি যাইম্। [< খালা; ল>ক সাদৃশ্য খাল: خال আং]।

খাক্কাশ্, খাক্কাশ্=[বং]—ক্রি. বিণ. গো গ্রাসে॥ [অনু.]।

খাক্কুরে=[ফ]—বিণ. উঁচু নীচু, অসমান॥

খাক্কোশ্=[ঢা]—বিণ. যে ভাল মন্দ বিচার না করিয়া কেবল খায়॥ এই খাক্কোশের পেড্ আর্ বর্ব না। [< রাক্ষসের ন্যায় কল্পিত জীব বিশেষ; খোক্কশ]।

খাক্খর্=[নো]—বিণ. লোভী॥ [খা খা+কর=খাই খাই করে যে]।

খাক্খাকা=[বং]—বিণ. রৌদ্র তপ্ত, অতীশয় নীরস॥ [<খাক (<খাঁ খাঁ)+খাঁ খাঁ]।

খাক্খশে=[য]—বিণ. কুলক্ষণে॥ একটা মেলে বিয়োবার্ পর্ দিন্ দিন্ খাক্খুশে মেরে যাস্সে। [দেখ খাক্কোশ্+এ প্র.]।

খাক্চ'র্=[কুম,বং]—বিণ. নরাধম॥ আমি এক্ষন্ খাক্চ'র্ (কুম)। [< খাকসার خاکسار ফা.]।

খাক্টা খাক্টি=[নো]—বিণ. কলহ, বিবাদ॥ খাক্টাখাক্টি কৈর‍্যা শব্ খোয়াইলি। [অনু.]।

খাক্ড়া=[বং]—বিণ. শুকনা॥ তুই যে এমন্ খাক্ড়া জাগার্ মানুশি তাক কায় জানে? [<খাক خاک ফা.=ধূলা+ড়া]।

খাক্ড়া কাটি=[বং]—বিণ. অত্যন্ত অনুর্বর॥ [দেখ খাক্ড়া+কাঠি <কাঠ (কাষ্ঠ সং)+ই প্র.]।

খাক্ড়ানো=[খু]—ক্রি. সাড়া দেওয়া॥ [দেখ খাঁক্ড়ানো]।

খাক্রা=[বং]—বি. আটক, বাধা॥ কাপডখান্ খাক্রা নাগি চিড়িছে। [দেখ খাঁক্রা]।

খাক্রা খাক্রি=[সি]—বি. বিবাদ, ঝগড়া॥ তোম্রাই খাক্রাখাক্রি কেনে কর? [অনু.; দেখ খাক্টাখাক্টি]।

খাক্লাশ্=[বা]—বি. কৃকলাস, এক প্রকার প্রাণী॥ খাক্লাশ্ দেখ্তে ভয় লাগে। [<কাকলাস<কৃকলাস সং]।

খাক্শ=[য, বং]—বিণ. প্রায় খারাপ॥ তোর খাক্শ মাল্ কিন্বে কে? [<খাক خاک ফা.+শা প্র.]।

খাক্শা=[বং]—বিণ. খারাপ (ধানের বেলায় প্রযোজ্য)॥ [দেখ খাক্শ]।

খাক্শা খাক্শি=[বং]—বিণ. খারাপ॥ [দেখ খাক্শা]।

খাক্শি=[বং]—বিণ. পেটুক, অতি-ভোজী॥ [<খাউক+শি প্র.]।

খাখার্=[বা]—বি. দুর্নাম॥ পরের খাখার্ কর কেনে? [দেখ খাঁকার্]।

২=[ঢা]—বি. শেষ॥ কয়দিনের্ মধ্যে টেকাগুলি খাইয়া খাখার্ কৈর‍্যা দিল্। [<খাঁ খাঁ+আকার]।

খাখারি=[কুম]—বিণ. লোভী, আশা-ন্বিত॥ [দেখ খাঁকারি]।

খাখন্দি=[বং]—বিণ. নোংরা॥

খাখশ্=[ঢা]—বিণ. রাক্ষসের মত ভীতিপ্রদ কল্পিত জানোয়ার বিশেষ॥ [দেখ খাক্কোশ্]।

খাখ্রা খাক্রি=[সি]—বি. বাদ বিসম্বাদ॥ কুত্তার্ লাখান্ খাক্রা খাক্রি কর্বায় কেনে? [অনু.; দেখ খাক্রাখাক্রি]।

খাগর্=বং]—বি. ছোট গাছ বিশেষ॥ [<খাগড়া]।

খাগা=[সি]—বি. ভূত, দৈত্য॥

খাগা রাগা=[বা]—বিণ. এলোমেলো॥ [অনু.]।

খাগি=[ঢা]—বি. মাটি॥ খাগির্ লাহান্ খাডি মার্ কি আসে? [<খাক خاک ফা.+ই প্র.]।

খাগিনা=[খ]—বি. ভাজা ডিম॥ খাগিনা দিয়া বাত্ খাইসি। [খাগীনহ্ خاگینه ফা.]।

খাগ্ড়াই=[বং]—বি. চিনির মুড়কি॥

খাগ্ড়াই মাগ্রাই=[য]— বিণ. কুচকাইয়া যাওয়া॥ এ খাগড়াই মাগরাই কাগযে চি'ঠি লেখা চ'ল্বে না। [অনু.]।

খাগ্রি=[পা, কু]—বি. মাষকলাইর ন্যায় ডাইল॥ খাগ্রির ডাইল্ খেতে খুব্ মযা।

খাঘোড়্=[বা]—বিণ. নোংরা, অ-মার্জিত॥ খাঘোড়্ লোকের্ হাতে খাতে ঘিনা করে।

খাচড়্=[বা]—বিণ. দুষ্ট॥ ছেলেটা বড় খাচড়্। [দেখ খচ্ড়া]।

খাচ'র্=[সি]—বি. ময়লা॥ পানির্ মুর্ (নিচে) বউত্ খাচ'র্। [দেখ খচ্'ড়া]।

খাচ'া=[পা]—ক্রি. ধৌত করা। আমার্ পিরান্ডা খাইচ'া দ্যাও। [দেখ খচ'া৩]।

২=[য]—বি. গরুর খাদ্য বিশেষ॥

৩=[কুম]—বি. মুরগীর ডিম পাড়া বা ডিমে তা দেওয়ার জন্য ডাক্কা হাড়ি॥ [<খাঁচা]।

খাচাং খাচাং=[বং]—বি. অশ্রাব্য কথা॥ তোর্ খাচাং খাচাং আর্ শুনিম্ না। [অনু.]।

খাচারি=[বং]—বি. ঝুড়ি, চাঙ্গারী॥ মোক এক্ জোড়া খাচারি গড়ি দে। [<খাঁচা+রি প্র.]।

খাচ'াল্=[বা]—বি. অভ্যাস॥ খাচ'া-লের্ দোষে হে খোল্লায় খেলে। [<খিসাল خصال আং; খসলত্ এর বহুব.]।

খাচি'=[ফ]—বি. হাঁড়ি পাতিল বহন করিবার ঝাঁকা বিশেষ ॥ [<খাঁচা+ই প্র. (ক্ষুদ্রার্থে)]।

২=[ম]—বি. খুড়ি ॥ খাচি'বরা আয়্। [পূর্বে দেখ]।

খাচু'=[ম]—বি. উত্তরাধিকারী ॥

২=[কুম]—বি. ময়লা ॥ ডাবার্ পানিত্ খাচু'। [দেখ খচ্'ড়া]।

খাচু'ত্ খচু'ত্=[ম]—অব্য. কর্তনের শব্দ॥ খাচু'ত্ খাচু'ত্ করে কি কাট্সে ? [ধ্বন্যা.]।

খাচু'র্ খচু'র্=[খু]—বি. বাজে কথা ॥ তুমি আবার্ খাচু'র্ খুচু'র্ কও ক্যা ?

খাচে'ড়্=[কু]—বি. তরল জিনিসের তলানী ॥ আমার্ ভাগে বুঝি' ডালের্ খাচে'ড়্ । [দেখ খচ্'ড়া]।

খাচ্=[রং]—বিণ. নির্দিষ্ট, সঠিক ॥ খাচ্ কথা বলা উচিত্। [<খাস خاص আ:]

২=[পা]—বি. <খাঁজ, ভাঁজ ॥

খাচ্'নত্=[কুম]—বি. স্বভাব ॥ তার্ খাচ্'নত্ বালা না। [<খস্লত خصلت আ:]।

খাচ্'চ'র্=[চা]—বিণ. নোংরা ॥ [<কচচর সং]।

খাচ্'চি'=[খু]—বি. জাল বোনার ফোড়ন ॥

খাচ্ড়া=[রা]—বিণ. খারাপ, হাড় জ্বালনো ॥ [দেখ খচ্'ড়া]।

খাচ্ড়ি=[দি]—বি. বিয়ের্ বরযাত্রী ॥ খাচ্ড়িতে বহুলোক্ দেখা যায়্।

২=[রা]—বিণ. দুষ্টা [দেখ ॥ খচ্'ড়া+ই প্র. স্ত্রীলিঙ্গে]।

খাচ্'তেল্=[পা]—বি. সরিষার তৈল ॥[<খাজ(<খাদ্য সং)+তৈল ; দেখ খাউস্]।

খাচ্'না=[রং]—বি. অভ্যন্তর,ভিতর ॥

খাজা=[রং]—বি. মুসলমানদের উপাধি বিশেষ ॥ [<খ্বাজহ্ خواجه ফা.]।

২=[রং]—বি. গুড় বা চিনির তৈরী মিষ্টান্ন বিশেষ ॥ [খাজা হিং]।

খাজুর্=[রং]—বি. তামাক সুস্বাদু করার উপকরণ বিশেষ ॥ খাজুর্ না হলে কি দি তাংকু মলিস্ ?

খাজুর্ গুড়্=[রং]—বিণ. তামাক সুস্বাদু করার উপকরণ বিশেষ ॥ [< খেজুর গুড়]।

খাজুর্ গুয়া=[রং]—বি. খেজুরের সুপারি ॥ [<খেজুর+গুয়া (< গুবাক সং)]।

খাজুলা খাজুলি=[রং]—বি. বদমায়েশি ॥ শে এত খাজুলা খাজুলি লাগাছে তাক কওয়ার্ না যায়্। [দেখ খাজুলানো]।

খাজুলানো=[রং]—ক্রি. বদমায়েশি করা ॥ মোর্ শাথে খাজুলাইস্ না। [<খুজলানা হিং=চুলকান ; অর্থ প্র.]।

২=[রং]—ক্রি. চুলকানো ॥ পিটি-খান্ খাজুলায়্। [পূবে দেখ]।

খাজেন্দার্=[রা]—বি. পরিবেশন কারী ॥ হিশাবি খাজেন্দারের্ জিনিশ্ কম্ হয়্ না। [<খাজেন (<খাদিম خادم আ:)+দার دار ফা.]।

খাজ্না দেওয়া=[রা]—ক্রি. পায়-খানায় যাওয়া (ব্যঙ্গার্থে) ॥ মুই খাজ্না দিয়ে আঁশো। [<খযান: خزانة আ:+দেওয়া ; অর্থ প্র.]।

খাজ্না বাজ্না=[রং]—বি. জমির কর ইত্যাদি ॥ [দেখ খাজনা দেওয়া ; বাজনা অনু:]।

খাযন্দার্=[পা]—বি. যে পরিবেশন করে বা বাঁটে ॥ শে এখন পাকা খাযন্দার্। [দেখ খাজেন্দার]।

খাযন্দারি=[পা]—বি. খাদেমদারী, পরিবেশনের কাজ ॥ [দেখ খাযন্দার্ +ই প্র.]।

খাযা=[ফ]—বিণ. যে ফলের ভিতরে কিছুই নাই ॥ [<খোজা (<খ্বাজহ্ خواجه ফা.) অর্থ প্র.]।

২=[কু]—বি. পাটালী ॥ খাযার্ দর্ কত ?

৩=[ম]—বিণ. যাহা পাকে নাই, শক্ত ॥ খাযা কাঁঠাল্। [<কাঁচা]।

৪=[ম]—বি. বাতাসা, মিষ্টদ্রব্য ॥ [খাজা হিং]।

খাযা খাওয়া=[সি]—ক্রি. মাছের উদ্ভিদ শেওলা ইত্যাদি খাওয়া ॥ [<খাজা (<খাদ্য সং)+খাওয়া]।

খাযাত্=[পা]—বি. চরিত্র ॥ বদ্ খাযাতের্ লোক্। [<খাসীয়ত্ خاصيت আ:=বৈশিষ্ট্য]।

খাযা দরা=[চা]—ক্রি. আহার করা (মাছের) ॥ অহনে বাড়ার্ শময় মাসে খাযা দর্ব না। [দেখ খাযা খাওয়া+ধরা]।

খাযা মারা=[সি]—ক্রি.পানিতে ঘাসের নড়া দেখিয়া মাছ শিকার করা ॥ [দেখ খাযা খাওয়া ; খাযা =খাযা খায় যে মাছ]।

খাযার্ মাস্=[চা]—বি. আষাঢ় শ্রাবণ মাসে ধানক্ষেতে আহার করিবার জন্য আসে যে মাছ ॥ কাইল্ তিন্ডা খাযার্ মাস্ পাইসি। [খাযা+র (সম্বন্ধে)+মাছ]।

খাযিম্দার্=[ম]—বি. পরিবেশক ॥ খাযিমদারের্ কায্ শবাই পারে না। [<দেখ খাজেন্দার্]।

খাযিয়া=[সি]—বি. ঝগড়া, বিবাদ ॥ [<কযীয়: قضيه আ:]।

খাযুইরা প্যাচ'াল্= [পা]— বি. আজেবাজে আলাপ ॥ মিয়াভাই খাযুইরা প্যাচ'াল্ পাইড়্ তাচে'।]< খাজুরিয়া=খেজুরে+প্যাঁচাল]।

খাযুইর্গা=[কুম]—বিণ. ছোট খাঁট ॥ লোক্টা দেখ্তে খাযুইর্গা।

খাযুম্দার্=[পা]—বি. পরিবেশন-কারী ॥ [দেখ খাজেন্দার্]।

খাযুরি=[সি]—বি. খেজুরের আকৃ-তির মিষ্টি সন্দেশ ॥ খাযুরি খায় নাকি মানুশ্ খালি বড়া খায় ? [খেজুর (< খর্জুর)+ই প্র.]।

খাযুরিয়া=[চট]—বিণ. কোঁকড়ানো ॥ হিডার মাথাত্ খাজুরিয়া চুল। [< খেজুরিয়া=খেজুর গুচ্ছের ন্যায়]।

খাবুর‍্যা আলাপ্=[পা]—বি. বাজে আলাপ ॥ অত খাবুর‍্যা আলাপ্ কিয়ের্? [দেখ খাবুইর‍্যা প্যাচাল্; আলাপ<আলাপন]।

খাবুর্ পিডা=[চা]—বিণ. খেজুরের পিঠা বিশেষ ॥ খাবুর্ পিডাত্ গি লাগে। [<খেজুর পিঠা (পিষ্টক)]।

খাবুর্ সড়ি=[খু, য]—বি. সাদা ও সুন্দর ধান বিশেষ ॥ [<খেজুর+ছড়ি<ছড়া]।

খাবুল্=[সি]—বিণ. নিরাশ ॥ হিতে আমারে খাবুল্ কর্‌সে। [<খজল خجل আং=লজ্জা]।

খাবের্ পিডা=[চা]—বি. চাউলের গুড়ি দিয়া তৈরী ছোট পিঠা বিশেষ ॥

খাবৈল্=[য]—বি. খেজুর ॥ খাবৈল্ খুব্ মিডা ॥ [<খাজুর<খেজুর<খর্জুর)]।

খাবো=[য, খু.]—বিণ. গোঁয়ার গোবিন্দ, গুণ্ডা ॥ তার্ মত খাবো লোকের্ শংগে চ'লার্ বিপদ্ আসে। [খ্বাজহ্ خواجه ফা.; অর্থের বিকৃতি]।

খাবোনি=[খু, য]—বি. চুলকানি ॥ [দেখ খাজোনি]।

খাবোমি=][খু]—বি. গুণ্ডামি ॥ খাবোমি করা তার্ পেশা। [দেখ খাবো+মি প্র.]

খায্=[বা]—বিণ. ছোট ॥ খায্ হলে নিবি না।

২=[কুম]—বি. খোদাই ॥ খায্ করা পালং। [<কাজ (<কার্য=কারুকার্য)]।

৩=[য]—বি, সরিষা ॥ খায্ তেল্। [দেখ খাচ্'তেল্]।

খায্‌যাই=[নো]—ক্রি. বিণ. চুলকাইয়া ॥ আমার্ গতর্‌ডা একটু খায্‌যাই দে। [দেখ খাউয্+আই+ইয়া প্র.]।

খায্‌যালো=[চট্টী]—ক্রি. চুলকানো ॥ [দেখ খাউযান্]।

খায্‌য়্যালো=[সি]—ক্রি. চুলকানো। [দেখ খায্‌যালো]।

খায্‌দান্=[সি]—বি. সুপারি রাখার জন্য কাপড়ের তৈরী থলি ॥ খায্‌দানে সুপারি আসে। [<খাসদান خاصدان ফা.]

২=[য]—বি. পানের ডাবুর বা পাত্র ॥ [পূর্বে দেখ]

খায্‌লাতা=[পা]—বি. বিরক্তিকর স্বভাবের লোক ॥ [<খিজালত خجالت আং+আ প্র.]

খায্‌লি=[চা]—বি. খুজলি, পাঁচড়া ॥ [<খুজলী হিং]।

খায্‌লি বিচি=[নো]—বি. খোস পাঁচড়া ॥ [দেখ খায্‌লি+বিচি]।

খায্‌লেও=বি. স্বভাব ॥ [দেখ খাচ্'নত্]।

খাটা=[রা]—বি. খেলা বিশেষ ॥ খাটা খশিচিরে ॥

৩=[রা]—বি. কাকিলা মাছ, মাছ বিশেষ ॥

৩=[ব]—বিণ. টক, অম্বল ॥ খাটা ডাল্। [<খট্টা হিং]।

৪=[রা]—বি. কষ্ট ॥ রাতজাগার্ খাটা কর্ না। [<খাট (<খাটুনি)+আ]।

৫=[কুম]—ক্রি. বন্ধ করা, মুদিত করা।

খাটাই=বি. টক ব্যঞ্জন বিশেষ ॥ [দেখ খাটা৩+ই. প্র.]।

খাটাইল্=[সি]—বি. চাষ করা ক্ষুদ্র চতুষ্কোণ স্থান ॥ এক্ খাটাইল্ আলু।

খাটাইশ=[রং]—বি. কৃকলাস ॥

খাট্যা=[রা]—বিণ. অসভ্য ॥ লোক্‌টা বড় খাটাং। [<খোট্টা; অর্থ প্র.]

খাটাং খাটাং=[রং]—বি. গরম মেজাজ, রাগ ॥ কেনে তুই এত খাটাংখাটাং করিস্? [অনু.]।

খাটাত্ খাটাত্=[রং]—অব্য. এক প্রকার শব্দ। [ধ্বন্যা.]।

খাটানি=[সি]—বি. অন্যের দ্বারা কাজ করানো ॥ তুমি লোক্ খাটানি বান না। [<দেখ খাটা৫+নি=খাটানো]।

খাটা মিটা=[সি]—বিণ. অম্ল মিষ্ট, মিশ্র স্বাদ বিশিষ্ট ॥ [দেখ খাটা৩+মিঠা (<মিষ্ট)]।

খাটার্ কদু=[সি]—বিণ. অপদার্থ ॥ বেটা একেবারে খাটার্ কদু। [দেখ খাটা৩+র (সম্বন্ধে)+কদু <কদু کدو ফা.]।

খাটার্ মজা তলে=[য]—অব্য. দুষ্কর্মের শাস্তি দেরীতে ॥ [দেখ খাটা,+র (সম্বন্ধে)+মযা (<মযহ্ مزه ফা.)+তলে=নীচে; প্রবাদ]।

খাটাল্=[চা]—বি. ঘরের মেঝে ॥

২=[চা]—বি. গোবরের গাদা, গোবর ফেলার জায়গা ॥

৩=[পা]—বিণ. ঝগড়াটে ॥ খাটাল্ মেয়েসেলে নিয়ে বারি বিপদ্। [<খাণ্ডার]।

খাটাশ্=[রা]—বি. বিদূষক, ভাঁড় ॥

২=[রং]—বি. গিরগিটি ॥ খাটাশ্ নানান্ রঙ্ ধরে।

৩=[চা]—বি. বিড়াল জাতীয় বুনো জীব বিশেষ ॥ খাটাশ্ মোরুগ্ নিয়া গ্যাসে। [<খট্টাশ]।

৪=[রা]—বিণ. টক ॥ আম্‌টি বড় খাটাশ্। [দেখ খাটা৩+শ]।

খাটাশি=[রং]—বিণ. ছিপছিপে, কৃশ ॥ খাটাশি মানুশিটার্ তেজ্ কত? [দেখ খাটাশ্৩+ই প্র.]।

খাটাশিউল্‌ল্যা=[রং]—বিণ. রোগা চেহেরায় ॥ [দেখ খাটাশি+উলা(<বালা হিং)+ইয়া প্র.]।

খাটাশি নাগা=[রং]—বিণ. রোগা ॥ [দেখ খাটাশি+নাগা=লোক; অর্থ প্র.]।

খাটাশি=[রা]—বিণ. উস্‌কোখুস্‌কো ॥ তুই এত খাটাশে ঐছিশ্ কেন্‌রে? [দেখ খাটাশ্৩+এ প্র.]।

খাটি=[সি]—বি. ছোট নদীতে মাছ ধরার বাঁশের তৈরী উপকরণ ॥ [দেখ খড়ি]।

২=[রা]—বি. মুগুর ॥ খাটি দি মাতা গুড়ায়ে দিমু। [<কাঠ+ই]।

৩=[চট্ট]—বি. জমির কোনে বা খালবিলে মাছের জন্য খনিত ডোবা ॥ [<খাত=খাদ+ই প্র.]।

খাটি যাওয়া=[সি]—ক্রি. ঠিক হওয়া ॥ আমানা বেশি কম্ ও খাটি যা । [<খাটা=খা যাওয়া] ।

খাটিয়ল্—[সি]—বিণ. র সময় হাঁটে এমন ॥

খাটিয়া=[দি]—বি. বাঁশের বা কাঠের টুকরা, মুগুর ॥ গরুর গাড়িতে খাটিয়ার দরকার । [দেখ খাট$_১$+আ প্র.] ।

২=[বা]—বি. ঘরের বা পুকুরের সিঁড়ি হিসাবে ব্যবহৃত গাছের গুড়ি ॥ [পূর্বে দেখ] ।

খাটিয়া খুটিয়া=[রং]—ক্রি. বিণ. হয়রান পেরেশান হইয়া ॥ মোর্ তোর্ পাছত্ খাটিয়া খুটিয়া লাভ্ কি হল ? [খাটিয়া(<খাট+ ইয়া)+খুটিয়া অনু:] ।

খাটে=[খু]—বি. কাষ্ঠ ॥ খেযুরের্ খাটে দিয়ে পুকুরের্ ঘাট্ বাঁধা হয়েসে । [কাঠ+ইয়া প্র.] ।

২=[পা]—বি. মুগুর ॥ গোলত্ত বানানের্ খাটেটা কৈ ? [দেখ খাটি$_২$] ।

৩=[পা]—বিণ. খর্বাকৃতি ॥ খাটে লোক্ । [<খাটো] ।

খাটে খোটে=[খু]—বি. পুকুর ঘাটের কাঠ বা বাঁশের সিঁড়ি ॥ [দেখ খাটে] ।

খাটের্ তল্=[রং]—বিণ. অধীনস্থ ॥ অয় খাটের্ তলের্ লোক্ । [খাট (<খট্টা)+এর(সম্বন্ধে)+তল=নীচ; বাগ্ধারা] ।

খাট্=[পা]—বি. পায়খানা ॥

২=[কুম,দি]—বি. পিঁড়ি ॥ [খাট <খট্টা ; অর্থ প্র.] ।

৩=[ব,কু]—বি. ভেজাল ॥ এই ঘিতে মোটেই খাট্ নাই । [<খাত< খাদ] ।

খাট্ কি=[সি]—বি. কবরে ব্যবহৃত বাঁশ ॥ [<কাঠ+কি বা খাট (<খট্টা)+কি প্র.] ।

খাট্ খাট্ লি=[রং]—বি. বসিবার উপকরণ ॥ খাট্খাট্লি না ঐলে কি শোত্ লেবেন্ ? [<খাট(<খট্টা)+আলি প্র.] ।

খাট্ চ'রি=[বা]—বি. মেয়ে বর যাত্রী ॥ খাট্চ'রি আইসে না কিতা ? [<খাট( ) + চড়ি<চড়িয়া ; অর্থ প্র.] ।

খাট্ টা=[দি]—বিণ. অম্বল, টক ॥ তেতুল্গুলা বড্ড খাট্টা । [দেখ খাটা$_৩$] ।

খাট্ টাশ্=[সি]—বি. শিয়ালের অনুরূপ বন্য জন্তু বিশেষ ॥ [দেখ খাটাশ্$_৩$] ।

খাট্ টাশ্, খাট্ টাশ্=[রং]—অব্য.এক প্রকার শব্দ ॥ [ধ্বন্যা.] ।

খাট্ তামাক্=[রং]—বি. ছোট পাতার তামাক ॥ [খাটো+তামাক] ।

খাট্ নি=[চা]—বি. পরিশ্রম ॥ খাট্নির্ ফল্ পাওয়া যাইবো । [< খাটুনি] ।

খাট্ মাল্=[চট্ট]—বি. ছারপোকা ॥ বিসনার্ মাঝে' খাট্মাল্ ঐ গেসেন্ । [খটমল হিং] ।

খাট্ রি=[কুম]—বি. ক্ষুদ্র জলাশয় ॥ খাট্রিত্ থাইকৃকা মাস্ আন্সে ।

খাট্ লি=[রং]—বি. গরুর গাড়ির ছই ॥ তোর্ গাড়ির্ খাট্লি আছে তো ? [দেখ খাট্$_২$+লি প্র.] ।

খাড়=[চা, চট্ট]—বিণ. খাটো, ছোট ॥

খাড়ন্=[কুম]—ক্রি. পছন্দ হওয়া ॥ যিনিশ্টা আমার্ খাড়সে । [<খাটন =খাটা] ।

খাড়া=[চট্ট]—ক্রি. কাটা ॥ [<কাটা (<কর্তন)] ।

২=[দি]—বি. বাঁশের তৈরী চৌকি ॥ মেওটা খাড়ার্ উপর্ শুতি আছে ? [দেখ খাট্$_২$+আ প্র.] ।

৩=[কুম]—বি. কাঁথা ॥ [<খাদা <কাঁথা<কন্থা সং] ।

৪=[চট্ট]—বি. টক, অম্বল ॥ তেতুলের্ খাড়া । [দেখ খাটা$_৩$] ।

৫=[চট্ট, ক]—বি. খুঁটি ॥ খাড়ার্ লগে নাওডা বাইন্দা থো । [খোঁটা= খুঁটা] ।

৬=[চট্ট]—ক্রি. বন্ধ হওয়া ॥ দুই চৌ'ক্ খাড়িলে শংশার্ আন্দাইব্ । [<খাটা ; অর্থ. প্র.] ।

৭=[খু]—বি.অপরাধ, ত্রুটি ॥ [খত্তা' আঃ] ।

খাড়াই=[নো—বি. খাটাশ, দুর্গন্ধময় জন্তু বিশেষ ॥ খাড়াইরা হগলে এক্যায়গায় পায়খানা করে । [দেখ খাটাশ্$_৩$] ।

২=[কুম]—বি. টক্ ॥ তেতৈর্ খাডাই যবর্ চু'হা । [দেখ খাটা$_৩$+ই] ।

খাড়াইয়া=[চা]—বিণ. পশুর মত স্বভাব যাহার (গালি অর্থে) ॥ খাড়াইয়ার্ কতাডা হোন্ ॥ [<খাটাশিয়া<খাটাশ +ইয়া প্র.] ।

খাড়া কচ'লন্=[চট্ট]—ক্রি. কিছুই করিতে না পারা ॥ তঁয়র্ বাপের্ খ্যাতি দিয়া আমি কি খাড়া কচ'লুম্ ? [খাটা +কচলানো ; অর্থ প্র.] ।

খাড়াখাড়্ নি=[বা]—বি. খাটুনি, পরিশ্রম ॥ দান্পানের্ দিনে খুব খাডাখাড্নি পর্সে । [<খাটা+ খাটুনি] ।

খাড়াঝিল্ কি—[বা]—বি. বিদ্যুৎ ॥ [<খাড়া+ঝিলিক=দ্যুতি] ।

খাড়ান্=[কুম]—বিণ. অপরিচ্ছন্ন ॥ [<কাদা (<কর্দম সং)+ন প্র.] ।

খাড়া বাইউন্=[নো]—বিণ.টবেটো ॥ খাডাবাইউনের্ শাশ্নি বালা । [দেখ খাটা+বাইগুন<বাতিঙ্গন সং] ।

খাড়াম্=[ফ]—বি. সাথী ॥ যেমন্ চ'ডার্ তেমন্ খাডাম্ । [<কাঠামো] ।

খাড়ালৈয়া=[ফ]—বি. বেড়া আঁটিয়া রাখার জন্য ব্যবহৃত বাঁশ ॥ বৈচ্'নার্ খৈগ্যা দুইডাত্ খাড়ালৈয়া বান্ । [খাটালিয়া<কাঠ+আল+ইয়া প্র.] ।

খাড়াল্=[নো]—বি. উঠান ॥ [< খাটাল=ঘরের মেঝে ; অর্থ প্র.] ।

২=[বা, রা]—বি. মেঝে ॥ ঘরের্ খাড়ালে বিছানা কর্ (রা) । [<খাটাল]।

৩=[চা]—বি. গোবরের গাদা, গোবর ফেলার জায়গা ॥ [<খাটাল= গবাদি জন্তুর বাথান বা গোয়াল ; অর্থ প্র.] ।

৪=[কুম]—বি. কামরা ॥ আপ্নারা ঘর খাডালে শোন্। [দেখ খাডাল্$_{৪}$; অর্ধ প্র.]।

খাডাশ্যা=[ম]—বিণ. ধূর্ত ॥ খাডাশ্যা মানুশের্ পাল্লায় পর্সো খুব্ শাব্দান্॥ [দেখ খাটাশ্$_{৩}$+ইয়া প্র. ; অর্ধ প্র.]।

খাডাশ্=[নো]—বিণ. অপদার্থ, পিশাচ ॥ [দেখ খাটাশ্]।

২=[রা]—বিণ. অতিভোজী ॥ গরুটা খুব্ খাডাশ্। [পূর্বে দেখ]।

৩=[ম]—বি. খরগোশ ॥ [দেখ খাটাশ্$_{৩}$]।

খাডি=[কুম]—বি. পুকুরে ডাল-পালা ফেলিয়া মাছ ধরিবার ব্যবস্থা ॥ এত টাকা খরচ' কৈরা খাডি দিলাম্, তেমন্ মাস্ পাইলাম্ না। [<খাটী <কাট্ঠা<কাষ্ঠ+ই প্র.]।

২=[কুম, সি,]—বি. ছোট পুকুর বা ডোবা ॥ [<খাদ+ই প্র.; দেখ খাটি]।

৩=[কুম]—বি. কূয়ার মত বৃহৎ গর্ত ॥ [পূর্বে দেখ]।

খাডিয়া=[খু]—বি. কাষ্ঠ খণ্ড ॥ খাডিয়ার্ উপর্ ফেলে তামাক্ কাটি। [দেখ খাটিয়া]।

খাডুনি=[কুম]—বিণ. স্বামী-পুত্র-কন্যাহীনা, বন্ধ্যা ॥ [<খা+ডাইনী]।

খাড্উয়াই=[নো]—ক্রি. বিণ. হাতের নখ দিয়া আঁচড়ইয়া ॥ খাড্উয়াই গায়ের্ চা'ম্‌ড়া উঠাই হালাইসে।

খাড্কোডে=[কুম]—বিণ. একলা ॥

খাড্ডা=[রং]—বিণ. কঙ্কালসার ॥ একেবারে তুই খাড্ডা লাগিচিশ্ কেনে? [<কাঠ+উয়া প্র.]।

খাড্ডাশ্=[রা]—বিণ. যে খুব খাইতে পারে। [দেখ খাটাশ্$_{২}$]।

খাড্ডি=[রং]—বিণ. কঙ্কালসার ॥ খাড্ডি মানশি ॥ [খাট্টি<কাঠ্টি <কাঠ+ই প্র. ; আতিশয্যার্থে বর্ণ দ্বিত্ব; তুং খড্ড]।

খাড্ডিয়া=[বা]—বি. ঘরের দুয়ারে কাঠের গুড়ির তৈরী সিঁড়ি বিশেষ ॥ [দেখ খাটিয়া$_{২}$]।

খাড়া=[পা]—ক্রি. বিণ. সোজা ॥ খাড়া এই পথে চ'লি যাও।

২=[পা]—বি. বালিশের যে অংশে তুলা ভরা হয় ॥ আমার্ বালিশের্ খাড়া সিড়া গ্যাসে।

৩=[পা]—বি. মেয়েদের পায়ের বর্তুলাকার অলঙ্কার বিশেষ ॥ [খাড়ু+আ প্র.]।

৪=[পা]—বি. তরকারী বিশেষ ॥

৫=[পা]—বি. ধারালো দা, বড়দা ॥ [<খাঁড়া<খাণ্ডা<খড্গ+আ প্র.]।

৬=[নো]—বি. পাঁক ॥ হিতে খাড়ার্ মদ্যে পড়্‌সে।

৭=[ফ]—বি. বিদ্যুৎ ॥ লোক্টা খাড়া যিলিকে মারা গিসে। [দেখ খাডাযিল্কি]।

খাড়াই=[পা]—ক্রি. বিণ. শীঘ্র, তাড়াতাড়ি ॥ [খাড়া (তুং খড়া হিং) +আই প্র.]।

খাড়াং=[চট্ট]—বি. যাহা দিয়া খড় বা ঘাস আনা হয় ॥ [<খড়+আ প্র.]।

খাড়া কান্দি=[ফ]—বি. আমন ধান বিশেষ ॥

খাড়া খাড়ি=[খু]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ খাড়াখাড়ি আইশও [খাড়া (দণ্ডায়মান)+খাড়+ই প্র.]।

খারায়্=[রং রা]—ক্রি, বিণ. তাড়াতাড়ি ॥ খাড়ায় কাম্‌ডা কর্নু। [খাড়া +য় বিভক্তি]।

খাড়ায়াড়া=[য]—ক্রি. বিণ. সত্বর ॥ খাড়ায়াড়া ফিরে এশো। [খাড়া(<ক্ষিপ্র সং)+খাড়া]।

খাড়াল্=[নো]—বি. ঘরের মধ্যখানের কামরা ॥ [দেখ খাডাল্$_{১}$]।

খাড়ি=[রং]—বি. খেড়ি বাঘ ॥ জংগল খাড়ি থাকে। [<খেড়ি; তুং খেড়ি কুকুর]।

২=[রা]—বি. বিলজাতীয় জলাশয় ॥ [দেখ খাটি*]।

৩=[রা]—বি. আড়ি ॥

৪=[পা, কু, বা]—বি. ছোট খাল, [দেখ খাড়ি$_{২}$]।

৫=[ব, রা]—বি. সাদা খাড়ি কাগজ ॥ [<খাদি]।

খাড়িগুয়ো=[খু]—বি. পচা সুপারি ॥ খাড়িগুয়োর দর্ কম্। [খাড়ি+গুয়ো প্রাং<গুবাক]।

খাড়ি মারা=[খু]—ক্রি. জমির বন কাটা ॥ পাঁচ্'বনে তিন্ বিঘে জমির্ খাড়ি মার্সে। [<খাটি<কাঠি< কাঠ+ই+মারা=নাশ করা]।

খাড়িয়া=[নো]—বিণ. মধ্যবয়সী ॥

খাড়ুভাংগা=[ব]—বিণ. নীরস বাক্যালাপী ॥ [খাড়া<খাঙরা+ভাঙা =যে খাঙরা ভাঙে অর্থাৎ এমন কুকথা বলে যেন খেংরার আঘাত করে]।

খাড়ুয়া=[নো]—বি. আলুর লতা ॥ [<খাড়+আ প্র.=খাড়ের ন্যায় প্যাচানো]।

খাড়েল্=[য]—বিণ. পেটুক ॥

খাড্যা=[রা]—বি. পায়ের মল ॥ [< খাড়+আ]।

খাড়ৈ=[বা]—বি. বাঁশের তৈরী মাছ রাখার পাত্র, খালুই ॥ [<খারুই< ক্ষারক+ই প্র.]।

খাড়ো=[য]—বিণ. অলস ॥

২=[খু]—বি. লেখার তালপাতা ॥

খাড়্=[ম]—বিণ. শীর্ণ, কৃশকায় ॥ হালের্ দাম্‌ড়াটা খাড় হযে যাস্সে। [<কাঠ]।

খাতা=[সি]—বি. নারিকেলের ছোবড়ার তৈরী সরু দড়ি ॥ খাতাদি চা'ল্ বান্দো। [<কাতা]।

২=[বা]—বি. <কাঁথা ॥ খাতা গায়ে দে।

খাতা আরান্=[চা]—ক্রি. বি. আশানুরূপ ফল না হওয়া, ভুলে নষ্ট হওয়া ॥ অনেক্ পেচ'লে খাতা আরানি যায়। [দেখ খাতা$_{২}$ + হারানো = সকল হারানো; বাগ্‌ধারা]।

খাতা গিল্লা=[সি]—বি. দোষ ত্রুটি ॥ লোক্টার্ কোন খাতাগিল্লা নাই। [<খতা' خطا আং+গিলুহ گله ফা.]।

খাতান্=[ম]— বি. প্রতিশোধ নেওয়ার স্পৃহা ॥ ওই পাৱার্ মাইন্-শেরা খাতাইসে, আটে গেলে তারে মারবো । [খতানো=খাতিয়ে দেখ ; অর্থ প্র.] ।

খাতালতা=[কুম]—বি. ঠিক ঠিকানা ॥ তার্ কোনু খাতালতা নাই । [দেখ খাতা+লতা অনু :]।

খাত্তাল্=[পা]—বিণ. দজ্জাল, ঝগ্-ড়াটে, দুষ্ট ॥ [দেখ খত্তাল্] ।

খাতাশ্=[সি]—বিণ. অপরিষ্কার, নোংরা ॥ তুমি এক্টা খাতাশ্ ।

খাতি খাড়া=[ঢা]—ক্রি. দুইজনে পরস্পর সাহায্য করিয়া কাজ করা ॥ লও আম্রা খাতি খাড়ি ।

খাতির্ যমা=[ঢা]—ক্রি. বিণ. ধীরে সুস্থে ॥ তারাতারির্ দর্কার্ কি খাতির্-যমা কর । [<খাতির জম'আ خاطرجمع আঃ] ।

খাতির্দারি=[সি]—বি. সাহায্য ॥ সে আমারে খুব্ খাতির্দারি করে । [<খাতির خاطر আঃ+দারী داری ফা.] ।

খাতিল্=[কুম, চট্ট]—বি. বন্ধুত্ব ॥ তার্ সাথে আমার্ খাতিল্ নাই । [<খাতির خاطر আঃ ; অর্থ প্র. ; দেখ খাত্তের্] ।

২=[নো, বা]—বি. আদর, সমাদর, যত্ন ॥ [পূর্বে দেখ] ।

খাতিল্লা=[নো]—বিণ. বন্ধু, পরিচিত ॥ সে আমার্ খাতিল্লা মানুশ্ । [দেখ খাতিল্+ইয়া প্র.] ।

খাতে=[কুম]—বি. বৈঠা ॥ খাতে লৈয়া নৌকার্ দার্ টান্ ।

খাত্তের্=[য]—বি. আন্তরিকতা ॥ তার্ সাথে আমার্ খাত্তের্ নাই । [দেখ খাতিল্] ।

খাদড়ে বাদড়ে=[কু]—বিণ. অমসৃণ ॥ খাদড়ে বাদড়ে চেয়ারে বস্লে কাপড় সিঁড়ে যাবে । [<খাদ(ক্ষয়দ সঃ)+ বাদড়ে অনুঃ] ।

খাদন্=[ক]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার যন্ত্র ॥ অ মিয়া, খাদন্-ডার্ দাম্ কত ? [<খাদ+ইন প্র.]

খাদন্দার্=[কু]—বি. যে নিমন্ত্রিত-দের ভোজন করায় ॥ খাদন্দারের কাম্ শবাই পারে না । [দেখ খাজেন্দার্] ।

খাদল্=[খু]—বি. ছোট কূপ ॥ [দেখ খাদ(<ক্ষয়দ সঃ)+ল প্র.] ।

২=[ ]—বিণ. রাক্ষুসে, অধিক ভোজী ॥ [<খাদ+ল প্র.] ।

৩=[খু]—বি. মাছ ধরার ফাঁদ বিশেষ ॥ [দেখ খাদন্] ।

খাদা=[কুম, ঢা]—বি. গরুকে পানি খাওয়াইবার বড় মেটে পাত্র, গামলা ॥ খাদাত্ কুরা বুশি দে । [কদহ قدح আঃ] ।

২=[ঢা]—বি. ১৬ পাখি জমিতে এক খাদা (এক পাখি ২৬অথবা ৩৫ শতাংশে হয়)॥

৩=[পা]—বি. নিয়ম, অভ্যাস, রীতি, প্রথা ॥ [কা'ইদঃ قاعدہ আঃ] ।

৪=[ঢা,ম]—বি. গর্ত ॥ [খাদ+ আ] প্র. ।

খাদাং=[রং]—বিণ বৃহৎ আকার বিশিষ্ট ॥ বাপরে কি খাদাং মানুশি । [<কদ্আৱর্ قداور আঃ+ফা.] ।

খাদানো=[ম ক]—ক্রি. মাটিতে পোঁতা ॥ [<খাদ+আনো প্র. ; নাম ধাতু] ।

খাদারি=[ম]—বি. গামলা ॥ কাশার্ খাদারি । [দেখ খাদা+রি প্র.] ।

খাদা সুটান্=[পা]—ক্রি. নিয়ম ভঙ্গ বা অভ্যাস ত্যাগ করা ॥ [দেখ খাদা৩ +ছুটানো] ।

খাদি=[ম,বা]—বি. যে বাঁশ বা বেতের পাত্রে দিয়া ধান চাল মাপা হয় ॥

৪=[রং]—বিণ. খাদ বিশিষ্ট, গভীর । [খাদ+ই প্র.] ।

৫=[খু]—বি. খেজুরের ডালের কাঁটা ওয়ালা অংশ ॥ আমার্ পায়ে খাদির্ কাঁটা বিধেসে ।

৬=[কুম]—বি. মাছ রাখিবার ছোট খোলা বা ঝুড়ি ॥

খাদিমা=[সি]—বিণ. সেবাদাসী, উপ-পত্নী, খিদমতকারিনী ॥ ই মেয়ে চৌ'দুরি শাহেবের্ খাদিমা বৌর্ গরর্ । [<খাদিমঃ خادمہ আঃ] ।

খাদিয়া=[রং]—বিণ. খাদবিশিষ্ট ॥ [খাদ+ইয়া প্র.] ।

খাদুইল্যা=[বা]—বিণ. ভোজনকারী, লোভী ॥ তোমার্ মত খাদুইল্যা খুব্ কমি আসে । [<খাদ (< খাদন) +উল+ইয়া প্র.] ।

খাদুন্, খাদুম্=[ম]—বি. রুই, কাতলা প্রভৃতি মাছ ধরিবার জন্য বাঁশের চতুষ্কোণ আধার বিশেষ ॥ পুঁটি, টেংরা খাদুনে থাকে না । [<খাদ +উন প্র.] ।

খাদুর্ বাদুর্=[রং]—বিণ. বিরক্তি-জনক ॥ তোর্ এমন্ খাদুর্ বাদুর্ কাজ্ মুই আর্ দেখ্বারে না পাও । [অনু.] ।

খাদুলি=[পা]—বিণ. নিষ্কর্মা ॥ তুমি এক্কামের্ খাদুলি । [দেখ খাদল্] ।

খাদে খুইয়্যার্=[নো]—বি. গর্তে ॥ খাদে খুইয়্যায়্ পৈড়া পা বাঙ্গুসে । [<খাদ+এ বিভক্তি+খোপ+ইয়া+ য় বিভক্তি] ।

খাদেমান্=[চট্ট]—বি. সেবকের মজুরি ॥ [<খাদেমানহ্ خادمانہ ফা.] ।

খাদেম্=[বা]—বি. মাছ ধরিবার এক প্রকার বাঁশের চাঁই ॥ [দেখ খাদুন্] ।

খাদেম্ করা=[কুম]—ক্রি. পরিবেশন করা ॥ অতিতৃকে খানা কর্‌র্যা খাদেম্ কর । [দেখ খাজেন্দার্] ।

খাদে যাওয়া=[য]—ক্রি. ধ্বসিয়া যাওয়া, ডুবিয়া যাওয়া ॥ [<খাদ+এ বিভক্তি+যাওয়া] ।

খাদ্যা=[পা, রা, ম]—বি. ছোট কাঠা, বেতের তৈরী আধার ॥ এক্ খাদ্যা দান্ দ্যাও (ম) । [দেখ খাদি+ইয়া প্র.] ।

খাদৈন্=[ক]—বি. মাছ ধরিবার বাঁশের তৈরী উপকরণ ॥ [দেখ খাদুন্] ।

খাদো খাদো=[খু]—বিণ. উঁচুনিচু ॥ রাস্তাটা বড় খাদোখাদো ॥ [<খাদ+

ই প্র. ; আধিক্যার্থে শব্দদ্বিত্ব]।

খাদোড়্=[রা]—বি. নোংরা, অমার্জিত ॥ [<কাদো<কর্দ সং+ড় প্র.]।

খাদোল্=[খু, সি]—বি. মাছ ধরিবার বাঁশ নির্মিত আধার বিশেষ॥ [দেখ খাদুন]।

খাদ্=[কুম]—বি. চক্রান্ত ॥ 'পরের্ লাইগা খাদ্ কর্‌লে নিযে পৈরা মরে' (প্রবাদ)। [অর্থ প্র. ; মূল অর্থ গর্ত]।

খাদ্‌দা=[নো]—বিণ. বেশী গভীর ॥ খাদ্‌দা বাশনে আঁরি বাত্ খাই ন। [দেখ খাদ্+আ প্র.]।

খাদ্‌দুয়া=[চট্ট, কুম]—বিণ. খাদযুক্ত, গভীর॥ খদ্‌দুয়া খোঁরাউয়া। [<খাদ +উয়া প্র.]।

খাদ্‌মি তুয়াযা=[সি]—বি. সেবা শুশ্রূষা ॥ লোক্‌টা তার্ মা বাপের্ খাদ্‌মিতুয়াযা করে বেশি। [<খাদিমী خادمی+তুয়ায়ু تواضع আং]।

খাদ্‌রা=[সি]—বিণ. অমসৃণ ॥ খাদ্‌রা কাঠ্‌টা পালিশ্ কর্। [দেখ খাদোড়্]।

২=[নো, কুম]—বিণ. গর্তযুক্ত, অসমান ॥ ইঁধ্‌কান্ বর খাদ্‌রা। [খাদ +রা প্র.]।

খাদ্‌রা খোদ্‌রা=[কুম]—বিণ. অসমান ॥ পাডাডা খাদ্‌রাখোদ্‌রা। [দেখ খাদ্‌রা+খোদরা অনুঃ]।

খাদ্‌রো=[খু]—বিণ. অসমান॥ টেবিলটা খাদ্‌রো হৈয়ে গেসে। [দেখ খাদ্‌রা]।

খাদ্‌রো=[য]—বিণ. বন্ধুর, এবড়ো খেবড়ো ॥ [দেখ খাদ্‌রো+খাদ্‌রো অনুঃ]।

খাদ্‌ড়ি=[রা]—বিণ. অমার্জিত, অপরিষ্কৃত ॥ [দেখ খাদ্‌রা]।

খান্‌জত্=[বা]—বিণ. কয়েকখানা, কিছু সংখ্যক ॥ খান্‌জত্ বৈ। [<খান কত]।

খানা=[খু]—বি. কচি ডাব ॥

২=[খু]—বি. কাঁদি, গুচ্ছ॥ এক্ খানা কলা। [<কাঁদা<কান্দ<স্কন্দ+আ]।

৩=[সি]—বি. চেক, ছক॥ বর খানার্ ভকর্।

৪=[রং]—বি. ইউনিয়নের কর॥ তোমার্ খানা কত ধরিছে এবার্? [<খানহ خانه গৃহ=ফা.]।

৫=[রং]—বিণ. <কানা, ফুটা, ছিদ্র॥ খানা কলস্।

খানাই কানাই=[কু]—ক্রি.বিণ.তাড়াহুড়া॥ তুমি খানাই কানাই করো না। [অনু.]।

খানাইন্=[সি]—অব্য. গুলি॥ বৈ খানাইন্ লৈয়া আই। [<খানি +ন]।

খানাখাই=[রা,চা]—ক্রি.বিণ. খালি খালি, মিছামিছি॥ খানাখাই হে আমারে গালি দিল্ (চা)। [<খ্বাহ্ মখ্বাহ্ خواه مخواه ফা.+ই]।

খানাখায়্=[য]—ক্রি. বিণ. অযথা, শুধু শুধু, ঝোঁকের মাথায়॥ [দেখ খানাখাই]।

খানাচ্'=[খু]—বি. ঘরের পশ্চাতের স্থান॥ খানাচিঁ যাতি তোরে মানা অর্‌সি না? [দেখ কানছ']।

খানা দামানি=[কুম, চা]—বি. শ্বশুর বাড়ীতে স্ত্রীসহ অবস্থান॥ [<খানহ্ خانه ফা.+দামান (<দামাদ داماد ফা.)+ই প্র.]।

খানাপুরি=[সি]—বি. জরিপের কাজ॥ আর্‌বার্ গাউত্ হবে খানাপুরি শুরু ঐসে। [<খানহ্ خانه ফা.+পুর (<পূর্ণ)+ই প্র.]।

খানালা=[য]—বিণ. ভোগবিলাসী॥ খানালা মানুষের্ আখের্ বালা না। [খানেৱালা হিং]

খানাশ্=[য]—বিণ. ছিনাল, ভ্রষ্টা॥ খানাশ্ মেয়ে। [<খন্নাস خناس আং=দুষ্ট, শয়তান ; দেখ খান্নাশ্]।

খানাহা=[য]—ক্রি. বিণ. অকারণ॥ [দেখ খানাখাই]।

খানি=[সি]—বি. খাবার॥ খানি ফুরাই গেসে, টেকাও নাই, কিতা করি। [<খানা হিং+ই প্র.]।

খানিক্‌কাল্=[খু]—বিণ. অনেকখানি॥ আমারে খানিক্‌কাল্ মিঠাই দাও। [<খান(খণ্ড সং)+ইক প্র. +কিছু]।

খানিখুনি=[রং]—ক্রি.বিণ. সবটুকু, একটাও বাদ না দিয়া॥ কোন জিনিস্ এরাইছু না, খানিখুনি তুমি নে। [<খান<খণ্ড+ই প্র.+খুনি অনুঃ]।

খানি খুন্‌দরি=[রং]—বি. কোনাকানাচ, প্যাচঘোচড়া, গুপ্তস্থান॥ বাক্‌শটার্ খানি খুন্‌দরি হাতে উক্‌ঠাসু, টাকাটা পাঁলু না। [<খানা+খন্দ (<খনদক خندق ফা.)+তরি=পর্যন্ত; খানা(=খাত)+ই+কন্দর+ই]।

খানিখোরাকি=[সি]—বি. আহারের ব্যয়॥ [<খানা হিং+ই প্র.+ খোরাক خوراک ফা.+ই প্র.]।

খানে খানে=[রং]—ক্রি.বিণ. একটি একটি করিয়া॥ পেয়্‌তেক্‌কে খানে খানে আর্ দেও। [<খান(<খণ্ড সং)+এ বিভক্তি ; দ্বিরুক্তি বিভাগার্থে]।

খানেখামারি=[খু]—ক্রি.বিণ. ধ্বংস, বিনাশ॥ ভাইতি ভাইতি কাযে এরাসি, তোরা খানেখামারি যাবি। [দেখ খানেখারাবি ; বর্ণ বিপর্যয়]।

খানেখারাপ্=[কুম]—বিণ. দুষ্ট॥ [<খানহ্ خانه ফা.+খরাব خراب আং=খানা(গৃহ)খরাব (ধ্বংস) করে যে]।

খানেখারাবি=[চা]—বি. ধ্বংস॥ [দেখ খানেখারাপ্+ই প্র.]।

খানেখোরাপ্=[খু]—বি. সমূলে ধ্বংস॥ খানেখোরাপ্ দিলি শব্? [দেখ খানেখারাপ্]।

খানেগা=[রা]—বি. বৈঠকখানা॥ নতুন্ জামাইক খানেগাত্ বসাও। [অর্থ প্র. ; দেখ খান্‌কা৬]।

খানে দামান্দ=[সি]—বি. ঘরজামাই॥ [<খানহ্ خانه ফা.+ দামাদ داماد ফা.]।

খানে বারি=[সি]—বি. দাসদাসীর

বসবাসের জন্য নির্দিষ্ট জায়গা ॥ [< খানহ্ خانه + বাড়ী < বাটী]।

খান্=[পি]—অব্য. কোথায় ॥ বাড়ি খান্ কা? [< কোথান < কোনস্থান]।

২=[পা]—বি. আয়না, মুকুর ॥

৩=[ব]—বি. কাঁদি ॥ তালের খান্। [< কান < কান্দ < স্কন্দ সং]।

খান্কা=[পি]—বি. পীর ফকীরের আস্তানা ॥ খান্কাত্ গিয়া গিন্নি করো বেরায় যাইবো। [খান্কাহ্ خانقاه ফা.]।

২=[পি]—ক্রি.বিণ. অনর্থক, অহেতুক ॥ খান্কা আমারে হয়রান্ কৈর না। [< দেখ খানাখাই]।

৩=[যা]—বি. বৈঠকখানা ॥ [দেখ খান্কা ; অর্থ.প্র.]।

খান্কায়্=[রং]—ক্রি.বিণ. অবশ্য অবশ্য ॥ তুঁই কাইল্কা খান্কায় আস্সু। [দেখ খানাখাই ; অর্থ প্র.]।

খান্কার্=[বা, রা]—ক্রি. বিণ. অযথা ॥ খান্কার্ তুমি আমার্ বদ্নামি কও কেন্? [দেখ খানাহা + র]।

খান্কি=[ঢা, ম, কুম]—বিণ. পতিতা, বারবণিতা ॥ [< খানগী خانگی ফা.]।

খান্খান্=[পা]—বি. একপ্রকার কচু জাতীয় সব্জী।

খান্খুন্দরি=[রং]—বিণ. ছোট, ক্ষুদ্র, ॥ আলুগুলা খান্ খুন্দরি। [দেখ খানি খুন্দরি]।

খান্গা=[বা]—বি. বৈঠকখানা ॥ [দেখ খান্কা৩]।

খান্গি=[রা]—বিণ. দুশ্চরিত্রা ॥ [দেখ খান্কি]।

খান্চি=[ব]—বি. গরুকে খড় দেওয়ার স্থান ॥ খান্চি' বৈয়া খ্যার্ দে। [দেখ খন্চা]।

খান্জল্=[রা]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

খান্জা=[রং]—বি. গলার নীচের শরীরাংশ, ধড় ॥ মাথা ছাড়া খান্জা দেখ্চিস্ বাহে? [< খান্দা < স্কন্ধ]।

খান্জানো=[বা]—ক্রি. মাটি কোপানো ॥ ফুল্ গাছ্ লাগাইলে মাটি ভালা করি খান্জাও। [খাঁজ(< খন্ = খনন করা) + আনো প্র.]।

খান্জুরা=[রং]—বি. খীজিল ॥

খান্বা=[পি]—বি. ক্ষুদ্র জলাশয় ॥ খান্বাত্ পানি হিছ'। [খান + চ ক্ষুদ্রার্থে প্র.]।

২=[কুম]—বি. স্ত্রীলোকের পর পর গর্ভ ধারণের মধ্যবর্তী সময় ॥

খান্যানো=[কুম]—ক্রি. প্রবেশ করা ॥ তারে যোর্ কৈরা গরের্ ভৈদ্যে খান্যাইল্। [দেখ খান্জানো]।

২=[বা]—ক্রি. মাটি কোপান ॥ ফুল্গাছ্ লাগাইলে মাটি খানযাও। [দেখ খান্জানো]।

খান্টুক্=[রং]—বিণ. সামান্য, ক্ষণেক ॥ মোর্ লাগি খান্টুক্ দেরি কর [< ক্ষণ + টুক = একটু]।

খান্ডা=[বা, খু]—বিণ. জমাট ॥ নার্কেলের তেল্ খান্ডা হিসে। [< ঠাণ্ডা < স্তব্ধ সং]।

২=[চট্ট]—বি. টুকরা ॥ [< খণ্ড + আ]।

খান্ডা খান্ডা=[ঢা]—ক্রি. বিণ. জমাট জমাট, টুকরা টুকরা ॥ গোস্তু গুলি খান্ডা খান্ডা কৈর্যা কাড। [দেখ খান্ডা]।

খান্ডানো=[রং]—ক্রি. রোধ করা, প্রতিহত করা ॥ কপালের্ দুখ্ কে খান্ডাতে পারে? [< খণ্ডানো < খণ্ড + আনো প্র.]।

খান্ডারায়্=[রং]—বি. নীচু স্থান ॥ খান্ডারায় খান্ডারায় দোরোং ভাংগি পড়িছে। [< খন্ডর হিং = কোনও শহরের জনশূন্য ধ্বংসাবশেষ ; অর্থ প্র.]।

খান্ডার্টা=[রং]—বি. স্থান ॥ এই খান্ডার্টা কি তোর্ বাপের্? [দেখ খান্ডারায়্]।

খান্ডাস্=[কুম]—বিণ. নোংরা, অপরিষ্কৃত ॥ [< খন্নাস خناس আং = শয়তান বিশেষ]।

খান্ডি=[চা]—বি. খণ্ড, টুকরা ॥ আমারে আউকের এক্টা খান্ডি দ্যাও। [দেখ খান্ডা + ই প্র.]।

খান্ডো খান্ডো= [রং]—বিণ. টুকরা টুকরা ॥ আয়নাখান্ ভাংগি খান্ডো খান্ডো হৈছে। [< খণ্ড খণ্ড]।

খান্তক্=[খু]—বিণ. কয়েকখানা ॥ খান্তক্ আথ্ রাইখে দাও। [< খান কতক]।

খান্দা=[রা]—বি. দল, সংঘ, গরু মহিষের গাড়ির দল ॥

২=[ফ]—বিণ. বোঁচা ॥ তোর্ নাক্ খান্দা। [খাঁদা]।

৩=[পি]—বি. কাঁদি ॥ এক্ খান্দা কলা। [< কাঁদা(< স্কন্ধ)]।

খান্দাইল্=[বা]—ক্রি. বিণ. জোয়ালে জুড়িয়া ॥ খানদাইল্ দি গরু দুইডা হকাল্ হকাল্ খেতে লৈয়া যা।

খান্দারে=[পা]—বিণ. দস্যি, চঞ্চল। খান্দারে সেলে। [খাণ্ডার + ইয়া প্র.]।

খান্দার্=[রা]—বিণ. দুষ্ট, রাগান্বিত ॥ খান্দার ছেলে। [দেখ খান্দারে]।

২=[ঢা]—বি. বিবাদ ॥ কারো সাথে খান্দার করো্য না। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খান্দি=[রা]—বি. একটি ধানের নাম ॥

২=[কুম]—বি. পাত্র বিশেষ ॥ খান্দিতে ধান্ লও।

৩=[বা]—বি. বেশ্যা ॥ [দেখ খান্কি]।

৪=[খু]—বি. < কাঁদি ॥ কলার্ খান্দিটা পেকেসে।

খান্দোর্=[চা]—বি. বৃষ্টির জল জমিয়া সৃষ্ট কাদা ॥ গাংড়াত্ খান্দোর্ ঐয়া রৈসে। [< খন্দক خندق ফা.]।

খান্দ্=[ব]—বি. কাঁদি ॥ কলার্ খান্দটা খুব বড়। [দেখ খান্দা৩]।

খান্নাশি=[রং]—বিণ. যে জিনিস

নষ্ট ও ঝগড়া করে ॥ খান্‌নাশি বৌ নিয়া বিওদে পড়েছি। [দেখ খান্‌নাশ্‌+ই প্র.]।

২=[রা]—বি. ছোট মাছ বিশেষ ॥

খান্‌নাশে=[রা]—বিণ. ঝগড়াটী, ঝগড়াটে ॥ মেয়েটি বড় খান্‌নাশে। [দেখ খানাশ্‌+ইয়া প্র.]।

খান্‌নাশ্‌=[সি]—বিণ. শয়তান, অতিশয় নোংরা ॥ লোক্‌টা বর খান্‌নাশ্‌। [দেখ খানাশ্‌]।

খান্‌নাশ্‌ করা=[রং]—ক্রি. শেষ করিয়া দেওয়া ॥ তুই মোর্‌ শর্‌পত্‌ শব্‌ কিছু খান্‌নাশ্‌ করিলু। [<খানহ্‌ خانه ফা. +নাশ+করা]।

খান্‌সা=[সি]—বি. ফলিমাছ ॥ [=কানলা]।

খাপন্‌=[চা]—ক্রি. বি. সঙ্কুচিত হওয়া ॥ কাপড়্‌রা খাপ্যা গ্যাসে। [<খাপন (<স্থাপন সং); অর্থ প্র.]।

খাপা=[রা]—বি. খাওয়া ॥ তোর্‌ খাপা আইলোনি? [<খাবা<খাওয়া]।

২=[খু, রং]—ক্রি. বিণ, অসন্তুষ্ট, বিরক্ত ॥ লোক্‌টা খাপা হৈয়া চলি গেল্‌ (রং)। [<খফা خفا ফা.]।

৩=[পা]—ক্রি. কষা বা ছোট হওয়া, সঙ্কুচিত হওয়া ॥ ধোয়ার্‌ পর্‌ কাপড়্‌টা খাপ্‌সে। [দেখ খাপন্‌]।

খাপাই=[চা]—বি. বাঁশের ফালি ॥ খাপাই দিয়া বেরা বান্‌দে। [দেখ খাপাচি']।

২=[রং]—বি. ঢাকনি ॥ হাড়ির্‌ খাপাই কি হচে?

খাপা খাপি=[চট্ট]—বি. রাগারাগি ॥ [দেখ খাপা২+খাপ+ই]।

খাপাখাপ্‌=[রং]—ক্রি. বিণ. ঠিক ঠিক ॥ এমন্‌ কতা কচিস্‌ একেবারে খাপাখাপ্‌ মিলি গেইছে। [<খাপ+খাপ]।

খাপাচি'=[চা]—বি. বাঁশের ফালি ॥ বেরাটাত্‌ দুইটা কৈরা খাপাচি' লাগাও।

২=[রা]—বি. কবরের বাঁশ ॥ খাপাচি' গুলা কৈরা লও।

খাপান্‌=[খা]—বি. ঢেউ বা অন্য কারণে ধসিয়া পড়িয়াছে নদী তীরের এমন অংশ ॥ খাপান্‌ কুলে চিংড়ি মাছ্‌ পাওয়া যায়।

২=[খ]—ক্রি. গালি দেওয়া ॥ [খেপান=ক্ষিপ্ত করা]।

৩=[ব]—ক্রি. গোপন করা ॥ এত বড় বিদিশ কি আর্‌ খাপান্‌ যায়? [দেখ খাপন্‌]।

খাপাল্‌=[পা]—বি. খাল, প্রাকৃতিক নিম্নভূমি ॥ খাপালে মাস্‌ পাওয়া যায়।

খাপাশি=[ম]—বি. বাখারি, বাঁশের খণ্ড, লাঠি ॥ খাপাশির্‌ বারিতে পিঠের্‌ চা'ম্‌ উইঠ্যা গেসে।

২=[ম]—বি. খুন্তি ॥ খাপাশি দি ভাত্‌ নাড়ে।

খাপাহি=[নো]—বি. বাঁশের চোঙা ॥ খাপাহিত্‌ চি'প্‌নিডা রাখ্‌।

খাপি=[পা]—বিণ. ছোট ॥ কাপড়্‌ খাপি ঐসে। [দেখ খাপন্‌]।

২=[রা, রং]—বি. বাঁশের চটা বিশেষ, বাতা ॥

৩=[রা]—বিণ. মোটা ॥ কাপড়খানা খাপি আছে। [দেখ খাপন্‌]।

খাপ্‌রিয়া=[ম]—বিণ. যাহার কপাল পুড়িয়াছে ॥ খাপুরিয়া বেডা। [<কাপা<কপাল<কপাল+পুড়+ইয়া প্র.]।

খাপে খাপে=[চা, রং]—ক্রি বিণ. ঠিক ঠিক ভাবে ॥ পাইন্যার্‌ হরাডা খাপে খাপে লাগ্‌সে (চা)। [দেখ খাপাখাপ্‌]।

খাপে যাওয়া=[ম]—ক্রি. ছোট হইয়া যাওয়া ॥ কাপড়্‌টা ধুইলেই খাপে যাবে। [দেখ খাপন্‌]।

খাপ্‌=[ম, সি]—বি. বাঁশের কলা বা চটি ॥ এক্‌টা বাশে আট্‌টা খাপ্‌ বানাইও।

২=[ম, কুম, চা]—বি. আক্রমণের জন্য প্রস্তুতি ॥ বাঘে খাপ্‌ ধরসে।

৩=[চট্ট]—বি. উঁকি ॥

৪=[কুম]—বি. আবরণ ঢাকনা ॥ [খাপ হিং]।

খাপ্‌ খাওয়া=[রং]—ক্রি. ভয়ে জড় সড় হওয়া ॥ [খওফ خوف আং+খাওয়া]।

খাপ্‌খুপি=[সি]—ক্রি. বিণ. ইতস্ততঃ ॥ খাপ্‌খুপি কর কেন্‌? [অনু.]।

খাপ্‌খোপ্‌ [সি]—বি. সকল স্থান ॥ [<খাপ=উঁচু+খোপ=নীচু]।

খাপ্‌ড়া=[পা, ক, রং]—বি. হাঁড়ি পাতিলের ভাঙা অংশ ॥ খাস্‌তার্‌ খাপ্‌ড়া শাফ্‌ কর্‌। [<খাবরা (<খর্পর সং)]।

২=[ক]—বি. ভাঙা হাঁড়ি ॥ 'খাহে যদি খাপ্‌ড়া বাইয্যা খাও দাওর্‌' (ছড়া)। [পূর্বে দেখ]।

৩=[রং]—বি. টিনের খণ্ড ॥ [পূর্বে দেখ]।

৪=[খু]—বি. খণ্ড ॥ খাপ্‌ড়ায়্‌ করি তর্‌কারি আন্‌। [পূর্বে দেখ]

খাপ্‌ড়ি=[কু, পা]—বি. গাই দোহনের টিন বা মাটির পাত্র, মাটি বা পিতলের বড় গামলা ॥ [দেখ খাপ্‌ড়া]।

খাপ্‌ড়ি ফেরা=[পা]—ক্রি. দুধে পাত্র ভরিয়া গেলে ঢালিয়া রাখিয়া আবার একই গাই দোহন করা ॥ তোগরে কেনা গাইয়ে খাপ্‌ড়ি ফেরে না? [দেখ খাপ্‌ড়ি+ফেরানো; তুং ফের্‌ না হিং]।

খাপ্‌ দেওয়া=[চট্ট]—ক্রি. গোপনে উঁকি মারিয়া দেখা ॥ [দেখ খাপ্‌৩+দেওয়া]।

খাপ্‌ ধরা=[সি]—ক্রি. অকস্মাৎ আক্রমণের প্রস্তুতি করা ॥ [দেখ খাপ্‌২+ধরা]।

খাপ্‌লো=[মি]—বি. ঝিনুক ॥ খাপ্‌লো দিয়া খোজার্‌ বানাইস্‌ যায়্‌ ॥

খাপ্‌ লাগা=[রং]—ক্রি. ভয়ে জড়সড় হওয়া ॥ [দেখ খাপ্‌ খাওয়া; লাগা=লাগা]।

খাপ্‌পা=[রং, কু]—বিণ. উত্তেজিত রাগান্বিত ॥ মানুষ্‌টা রাগে খাপ্‌পা ঐসে (কু)। [<খাপ্‌পা<ক্ষিপ্ত সং; তুং খফা خفا ফা.]।

খাপ্ পাতা=[কুম]—ক্রি. ওৎ পাতা ॥ বিলাইডা ইন্দুরের্ লাগি খাপ্ পাইত্যা রৈসে। [দেখ খাপ্ দরা]।

খাপ্‌পাত্=[রং]—ক্রি. বিণ. হঠাৎ ॥ খাপ্‌পাত্ করি হাত্ খান্ ধর্। [< খপ্‌পত্ ; ধ্বন্যা.]।

খাপ্‌পানো=[চট্ট]—ক্রি. ইতস্ততঃ করা ॥ [<খপ্ খপ্ (অনু.) + আনো প্র. ; নাম ধাতু]।

খাপ্‌পোল্=[রং]—ক্রি. বিণ. হঠাৎ ॥ [খপ্‌পল্ ; অনু.]।

খাপ্‌পোশ্=[ঢা]—বি. রাগ, জিদ ॥ তোমার্ উপর্ তার্ বর খাপ্‌পোশ্। [দেখ খাপ্‌পা + আশ প্র.]।

খাপ্‌রা=[ফ, বা]—বি. এক প্রকার পাত্র, খঞ্চা ॥ [দেখ খাপ্‌ড়া$_4$ ।]

২=[বা, রা] — বিণ. অমসৃণ, এবড়োখেবড়ো ॥ চেয়ার্‌খান্ খ্যায়্যা খাপ্‌রা হয়্যা গেছে (রা)। [দেখ খাপ্‌ড়া ; অর্থ প্র.]।

৩=[ম]—বি. হাঁড়ি পাতিলের ভাঙা অংশ ॥ [দেখ খাপ্‌ড়া]।

খাপ্‌রি=[ম]—বি. মালসা জাতীয় মাটির বাটি ॥ [দেখ খাপ্‌ড়ি]।

৪=[রং, ম, কু]—বি. মাথার খুলি ॥ তোর্ মাথার্ খাপ্‌রি ভেঙে দেব (কু)। [<খর্পর সং ; তুং খোপ্‌রী হিং]।

খাপ্‌লি=[ব]—বি. খাঁজ ॥ গরুর খুট্যায় খাপ্‌লি কাইট্যা দড়ি বান্দ। [খোপ(<ক্ষুপ সং)+লি প্র.]।

খাপ্‌শা=[রা]—বিণ. অপরিষ্কার ॥ ছেলেটা বড় খাপ্‌শা। [দেখ খপ্‌শে]।

খাপ্‌শানি=[রং]—বিণ. দুরন্ত ॥ খাপ‍শানি ছেলে। [দেখ খপ্‌শে ; আনি প্র.]।

খাপ্‌শে=[পা]—বিণ. অপরিষ্কার ॥ লোক্‌টা বড় খাপ্‌শে। [দেখ খপ্‌শে]॥

খাপ্‌শ্যা=[বা]—বিণ. খুব খারাপ, পচা ॥ [দেখ খপ্‌শে+ইয়া প্র.]।

খাফা=[কুম]—ক্রি. সঙ্কুচিত হওয়া বা করা ॥ [দেখ খাপর্]।

খাফাখাফা=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ অত খাফাখাফা করিস্ না, হতে হতে যা। [লাফঝাপ ; অনু.]।

খাবাখাবা=[ঢা]—ক্রি. বিণ. ব্যতিব্যস্ততা, তাড়াতাড়ি ॥ এহনে খাবাখাবা কারিস্ না ? [দেখ খাফাখাফা]।

২=[ঢা]—বি. অতিরিক্ত পরিশ্রম ॥ এত খাবাখাবা কর্‌লে কি আর্ খান্ বাচে'। [অনু.]।

৩=[কুম]—বি. ঝামেলা ॥ আমি বর খাবাখাবায় আসি। [পূর্বে দেখ]।

খাবাডাবা=[পা]—বিণ. উঁচুনিচু ॥ খাবাডাবা পতে চ'লা এক্ মুলুক্। [দেখ খাপ্‌খুপ্ ; ডাবা = ডোবা]।

খাবানি=[নো]—বি. জেয়াফত। আইয্ কাইল্ খাবানি উটি গ্যাসে। [<খাওয়া+নি প্র.]।

খাবারি=[পা]—বি. বেড়ার জন্য বাঁশের ছোট ছোট টুকরা ॥ খাবারির্ শাথে বেড়ার্ বাদ্ আট্‌কান্ হয়্। [<বাখারি ; বর্ণ বিপর্যয়]।

খাবাশি=[মা]—বি. বাঁশের বাখারি বা ফালি ॥ খাবাশিরেই কাইম্ কয়।

খাবাসি=[পা]—বি. কবরের উপরে দেয় বাঁশ ॥

খাবি=[সি]—বি. মাছ থাকার গর্ত ॥ খাবিত্ মাস্ আসে। [<খোপ (<ক্ষুপ)+ই প্র.]।

২=[কুম]—বি. খণ্ড, টুকরা ॥ আমারে এ্যাক্ খাবি আম্ দাও।

খাবি খাওয়া=[সি]—ক্রি. শেওলা খাওয়া ॥ মাসে দানের্ খেতো খাবি খায়্।

খাবিল্=[চট্ট]—বিণ. উপযুক্ত ॥ তোই বেশি খাবিল্। [<কাবিল قابل আং]

খাবিশ্=[রা]—বিণ. নোংরা ॥ খাবিশ্ ছেলে। [দেখ খপ্‌শে]।

২=[সি]—বি. টাকী বা চ্যাং মাছ ॥

খাবু খাবু করা=[পা]—ক্রি. খাই খাই করা ॥ সারাদিন্ এত খাপ্ তাও কেবল্ খাবু খাবু করিশ্? [<খাইব খাইব করা]।

খাবুট্=[নো]—বি. গ্রাস, খাবল ॥ [<খাবল]।

খাবুট্ মারা=[নো]—ক্রি. চিমটি কাটা ॥ খাবুট্ মার্‌লি ক্যা ? [দেখ খাবুট্ + মারা]।

খাবুদাবু=[ম]—বি. আপ্রাণ চেষ্টা ॥ খাবুদাবু কর্‌যাও কায্ ঐল্, না। [হাবুডুবু ; অনু.]।

খাবুরান্=[বা]—ক্রি. কাদা আলোড়িত করা বা ঘাটা ॥ [দেখ খাবোড় (নাম ধাতু)+আন প্র.]।

খাবুর্=[ঢা, ব]—বি. কাদা ॥ তোর্ পায়ে এমন্ খাবুর্ কেন্‌রে ? [দেখ খাবোড়্]।

২=[ঢা]—বি. আবর্জনার স্তূপ ॥ বায়্‌গাড়া খাবুর্ ঐয়া রৈসে।

খাবুশা=[ম]—বিণ. নোংরা ॥ [দেখ খপ্‌শে ; খবীস+ইয়া প্র.]।

খাবোড়্=[পা]—বি. জল সেচ বা নিষ্কাষণের জন্য কাটা ছোট নালা ॥ খাবোড় দেইখ্যা হাটিশ্।

খাবোর্=[য]—বিণ. কর্দমাক্ত ॥ পানি ঢেলে বায়্‌গাটা খাবোর্ করো না। [দেখ খাবোড় ; অর্থ প্র.]।

খাবোল্ = [বা]—বি. অঞ্জলি। <খাবল <কবল সং]।

২=[রা]—বি. ছোট জলাশয়। খাবোলে মাছ আছে। [দেখ খাবোড়]

খাব্=[বা]—বি. স্বপ্ন ॥ [<খা خواب ফা.]।

৩=[চট্ট]—বি. উঁকি ॥ [দেখ খাপ্$_3$]।

খাব্‌দি=[চট্ট]—ক্রি. বিণ. ওঁৎ পাতিয়া ॥ [দেখ খাপ্$_2$+দিয়া]।

খাব্‌দরা=[সি]—ক্রি. ওঁৎ পাতিয়া থাকা ॥ [দেখ খাপ্ দরা]।

খাব্‌বা=[কুম]—বি. কোমরবন্ধ।

খাব্‌বুয়া=[ক]—বিণ. গভীর। খাবুয়া পাতিলের্ থাইক্যা চিঁতুল পাতিল্ বালা। [দেখ খাবোড় + উয়া প্র.]।

খাব্‌রা=[ক]—বি. মৃৎপাত্র ভিন্ন পাত্রখান ॥ [দেখ খাপ্‌ড়া$_4$]।

খাব্‌রাদাব্‌রা=[য]—বিণ. অসমান ॥ [দেখ খাবোড়্‌+আ প্র.; দাবরা অনু:]।

খাব্‌রানো=[খু,য]—ক্রি. গালি গালাজ করা ॥ সে আমাকে খাব্‌রাইসে। [দেখ খাবুরান্‌]।

খাব্‌রান্=[খু]—ক্রি. ময়লা বা আবর্জনাময় করা ॥ [দেখ খাবুরান্‌]।

খাব্‌রা মুচি'=[য]—বি. পিঠা তৈরীর জন্য কুমারদের তৈরী মাটির ছাঁচ ॥ হাট্‌ থেকে এক্‌টা খাব্‌রামুচি' এনো। [দেখ খাপুড়া+মুচি<মুষা সং+ই প্র.]।

খাব্‌রিয়া=[নো]—বিণ. ছোট ॥ [খাপুড়া+ইয়া প্র.]।

খাবলা=[চট্ট, ব, রা, পা]—বি. থাবা ॥ 'হড্‌কাল্যা দিন্‌ নাইরে নাতি, খাব্‌লা খাব্‌লা দধি খাতি' (প্রবাদ)।' [<খাবল]।

২=[চা]—বি. কামড় ॥ কুত্‌তাড়ায় খাব্‌লা দিয়া সেরাডার্‌ পায়ের্‌ গোস্‌ লৈয়া গেসে গা। [খাবলা]।

৩=[কুম]—বি.মুঠ ॥ হেয়্‌ এক্‌ খাব্‌লা মুরি লৈয়া গেল্‌। [দেখ খাব্‌লা]।

খাব্‌লা খাব্‌লা পায়্‌বার্‌ সাতু=[য] —বিণ. সহজ, ঝামেলা সাপেক্ষ নহে এমন ॥ 'হেদিন্‌ নাইরে নাথু, খাবলা খাব্‌লা পায়্‌বার্‌ সাতু' (ছড়া)। [দেখ খাবলা+পাইবার+ছাতু (<শক্তু)]।

খাব্‌লা খাব্‌লি=[ঢা]—বি. হাতাহাতি, থাবাথাবি ॥ খাব্‌লা খাব্‌লি কের্‌যা বেগ্‌গুলি বরৈ লৈয়া গেল্‌। [<খাবল; ব্যতীহারে শব্দ দ্বিত্ব]।

খাব্‌লানো=[য]—ক্রি. কামড়ানো ॥ [দেখ খাব্‌লা(নামধাতু)+আনো প্র.]।

খাব্‌শা=[য]—বিণ. নোংরা ॥ [দেখ খপ্‌সে]।

খামচ্‌=[রা]—বি. আঁচড় ॥ [<খাবচা]।

খামশ্‌=[রং]—ক্রি. বিণ. গোপন ॥ তাই আমার্‌ এ কতাটা খামশ্‌ রাখিশ্‌। [<খামুশ خاموش ফা.=চুপ]।

খামচ্‌=[য]—বি. আঁচড় ॥ [দেখ খামচ্‌]।

খামা=[রং]—বি. দৈয়ের উপরিস্থ জমাট অংশ ॥

২=[চা]—বি. লাল রঙের আমন ধান বিশেষ ॥ 'ধানের মৈদ্যে খামা, ইশ্টির্‌ মৈদ্যে মামা'—ছড়া।

খামাই=[নো]—বি. ধমকানি ॥

খামাক্‌কা=[চট্ট]—ক্রি. বিণ. খাটি খাটি, সত্য সত্য ॥ [দেখ খানাখাই]।

খামাখা=[চট্ট]—ক্রি. বিণ. জরুরী ॥ [দেখ খানাখাই]।

খামাত্‌=[রং]—বি. খামার, যেখানে ধান মাড়াই হয় ॥ তোর্‌ বাপের্‌ খামাত্‌ তো মুই বাশ্‌ করও না? [<কামাত্‌ <কর্মান্ত সং=চষা জমি]।

খামানো=[ঢা]—ক্রি. আটা ময়দা ইত্যাদির মধ্যে পানি মিশানো ॥ আডাগুলি খামাও। [খাম (<খমীর خمير আং)+আনো প্র.; নাম ধাতু]।

খামা মর্‌দা=[সি]—বিণ.দু:সাহসী ॥ [<খুব خوب কিংবা খাম خام ফা. (পরিপক্ক) +মরদ مرد ফা.]।

খামার্‌ইয়া=[নো]—বিণ. কড়া ॥ খামার্‌ইয়া কথা কও কেন্‌? [<খামার +ইয়া প্র.=খামারে যে থাকে]।

খামারু=[রা]—বিণ. দুষ্ট ॥ ছেলেটা বড় খামারু। [<খামার+উ প্র.]।

খামারে=[সি]—বিণ. অশোভন, দৃঢ় পেশীযুক্ত ॥ তার্‌ মত খামারে লোক্‌ খুব্‌ কম্‌ আসে। [<খামার+এ প্র.]।

২=[খু]—বিণ. দুষ্ট ॥ খামারে কোথাকার্‌। [পূর্বে দেখ]।

খামার্‌=[খু, য]—বি. তিরস্কার ॥ [<খাকার বাং]।

৩=[চা]—বি. চাষের জমি ॥ খামারে কত যমি? [দেখ খামাত্‌]।

খামার্‌ দেওয়া=[চা]—ক্রি. ভর্ৎসনা করা, রাগ দেখান, তিরস্কার করা ॥ ওরে কর্‌ডা খামার্‌ দিলে ঠিক্‌ ঐব। [দেখ খামার্‌+দেওয়া]।

খামাল্‌ দেওয়া=[চট্ট]—ক্রি. জড় করা, গুদাম জাত করা ॥

খামাহা খামাহা=[ক, কুম]—ক্রি.বিণ. খালি খালি, শুধু শুধু, অকারণে ॥ [দেখ খাম্‌খা]।

খামি=[সি]—বি. দা খন্তার হাতলের লোহার চাকা ॥ 'আদিল্‌কিলা বেটির্‌ খামিসরা।'—প্রবাদ।

২=[নো]—বি. লোহার ছোট বেড়ি ॥

৩=[খু]—ক্রি. বিণ. শক্ত করিয়া ॥ পা খামি দিয়া দাড়া। [খাম<খম্ভ< স্তম্ভ সং+ই প্র.]।

৪=[নো]—বি. খাঁজ ॥ লাঠিটার্‌ খামি কাটা দর্‌কার্‌। [<খোব<খোপ< ক্ষুপ+ই]।

খামি খতা=[চট্ট]—বি. দোষ ত্রুটি ॥ [<খাম خام ফা. +ই প্র.+খতা' خطاء আং]।

খামিরা=[চা, চট্ট, রা]—বি. এক জাতীয় সুগন্ধি তামাক ॥ খামিরা তামাক্‌ খাইতে শাদ্‌। [<খমীর خمير আং+ আ প্র.]।

২=[কুম]—বিণ. শক্ত ॥ বেড়াটা খামিরা কৈরা বান্‌দো। [পূর্ব দেখ; অর্থ. প্র.]।

৩=[নো]—ক্রি. বিণ. ভালভাবে মিলাইয়া ॥

৪=[চট্ট]—বি. চুন সুরকি দ্বারা প্রস্তুত মসলা বিশেষ। [পূর্বে দেখ]।

খামির্‌ [রং]—বি. দুধের সর ॥ [দেখ খামিরা]।

২=[ঢা]—বি. মিষ্টান্ন তৈরীর জন্য আটা বা ময়দার মণ্ড ॥ [পূর্ব দেখ]।

খামুন্‌সে=[রং]—বিণ. নোংরা ॥

খামুস্‌ত্‌ [সি]—ক্রি. বিণ. জ্ঞান বুদ্ধি বিরহিত ॥ অবস্‌তা দেখ্যাতো খামুস্‌ত্‌ ঐ রৈলাম্‌। [দেখ খামশ্‌]।

খামে কাল্‌ডাম্‌=[পা]—ক্রি. বিণ. সাপে নেউলে, দা কুমড়ায় ॥

খামেখ্‌=[খু]—বিণ. শক্ত ॥ ঘর্‌ডার্‌ খুটিগুলি বেশ্‌ খামেখ্‌ ॥

খামের্‌ খন্দ=[খু]—বি. ধ্বংসের শেষ সীমানা ॥

খামোকা=[রা]—ক্রি. বিণ. অনর্থক ॥

খাবোকা দোষ্‌ দিও না। [দেখ খানাখাই]।

খাম্‌=[কুম]—বি. প্রদীপ রাখার পাত্র॥ খাম্‌ডায় বাত্তিডা থো। [খাম]।

২=[রা]—বিণ. অধম, দোষযুক্ত॥ ঠ্যাং ভেঙে ছোঁড়াটা খাম্‌ হয়ে গেল্‌ [খাম خام ফা.]।

৩=[পা, রা, ব]—বিণ. নষ্ট॥ [পূর্ব দেখ]।

৪=[কু]—বিণ. যে আদেশ মানে না॥ খাম্‌ ছেলেকে সারি থেকে তাড়িয়ে দাও। [পূর্বে দেখ]।

খাম্‌কা=[চট্ট]—ক্রি. বিণ. অবশ্যই॥ [দেখ খানাখাই]।

২=[চা]—ক্রি. বিণ. অনর্থক॥ খাম্‌কা আইয়্‌ যাইয়্‌ না। [পূর্বে দেখ]।

খাম্‌ খাত্‌রা=[সি]—বি. দোষ ত্রুটি॥ আমি আমার্‌ খাম্‌ খাত্‌রা খুল্যা কৈ। [দেখ খামি খত্তা]।

খাম্‌খাম্‌=[কুম]—ক্রি. বিণ. খাইখাই, হায়হায়॥ এত খাম্‌ খাম্‌ বালা না। [<খাইব ; আধিক্যার্থে শব্দ দ্বিত্ব]।

খাম্‌ খাম্‌ করা=[চা]—ক্রি. বারে বারে খাইতে চাওয়া॥ এত খাম্‌ খাম্‌ করস্‌ কেরে? [দেখ খাম্‌খাম্‌+করা]।

খাম্‌চ'া=[কুম]—বি. আঁচড়॥ বিলাইডা খাম্‌চ'া দিসে। [<খামচা]।

২=[কুম]—বি. কঞ্চির বাঁধ॥

৩=[কু]—বি. মুষ্টি॥ এক খাম্‌চ'া খাবার্‌ দাও। [<খামচা]।

খাম্‌চ'া খাম্‌চি'=[পা]—বি. তাড়াহুড়া॥ এত খাম্‌চাখাম্‌চি কৈরাও খাওয়া হল না। [দেখ খামচ'া+খামচ+ই]।

খাম্‌চ'া দিয়া=[ব]—ক্রি. বিণ. খুব তাড়াতাড়ি॥ খামচ'া দিয়া কাপ্‌ড়া কয়রা। [দেখ খাম্‌চ'া+দিয়া; অর্থ প্র.]।

খাম্‌চি'=[ব]—বি. মুষ্টি॥ এক খাম্‌চি' মুড়ি দে না। [দেখ খাম্‌চ'া]।

২=[বা]—বি. নগণ্য ব্যাপার॥ তাতে হবে কোন্‌ খাম্‌চি'?

খাম্‌চি মারা=[রং]—ক্রি. জোরে সংলগ্ন হওয়া॥ [দেখ খাম্‌চি'+মারা]।

খাম্‌ছা খাওয়া=[রা]—ক্রি. আঁচড় খাওয়া॥ খেলতে গিয়া খাম্‌ছা খাইছি। [দেখ খাম্‌চ'া]।

খাম্‌টা খাম্‌টি=[সি]—বি. চিমটা চিমটি॥

খাম্‌টি=[ম]—বি. দাঁতে দাঁত চাপিয়া রাগ ভয় বা বিরক্তি প্রকাশ॥

খাম্‌টি খুম্‌টি=[রা]—বি. লম্ফঝম্ফ॥

২=[রা]—বি. কাজ করার চেষ্টা॥ কাম্‌ত পারিস্‌ না খালি খাম্‌টি খুম্‌টি করিস্‌।

খাম্‌ডা=[কুম, নো]—বি. নখ দ্বারা আঁচড়॥

খাম্‌ পাটাপাটি=[রা]—বি. জোর লড়াই॥ দুজনে খাম্‌ পাটাপাটি লাগ্যা গেলো। [খাম<খম্ভ প্রাং<স্তম্ভ সং; তুং খম হিং+ফাটাফাটি]।

খাম্‌বা=[রং]—বি. ঘরের খুঁটি, খাম॥ ঘরের্‌ খাম্‌বা গাঁড়া হয়্‌ নাই। [দেখ খাম্‌ পাটা পাটি; খাম্‌বা হিং]।

২=[চট্ট]—বি. গেলাসের মত লম্বা দধি ভরা মেটে পাত্র॥ 'হেতু কাল্যা দিন্‌ নাইরে নাতি, খাম্‌বা খাম্‌বা দধি খাতি'— প্রবাদ।

খাম্‌বিরা=[চা]—বি. একপ্রকার তামাক॥ খাম্‌বিরা তামুক্‌ খাওনে যবর্‌ কাম্‌ আইয়ে। [দেখ খামিরা]।

২=[কুম]—বিণ. জমানো॥ খাম্‌বিরা দৈ খাইতে বালা। [দেখ খামিরা; অর্থ.প্র.]।

খাম্‌বিরা চ'ল্‌তি=[চা]—বি. ধীরে ধীরে চলা ফেরা॥ হের খাম্‌বিরা চল্‌তি দেখ্‌লে আমার্‌ পিত্‌ জ্বলে। [দেখ খাম্‌বিরা₂=চল+তি প্র.]।

খাম্‌ভা=[রা]—বি. মোটা খুঁটি॥ ঘরের্‌ খাম্‌ভা। [দেখ খাম্‌বা]।

খাম্‌মুরা=[চট্ট]—বিণ. কর্মী॥ খাম্‌মুরা মাইন্‌ষের কাম্‌। [কাম+উরা প্র.]।

খাম্‌মো=[খু]—বিণ. বলবান্‌॥ লোক্‌টা বেশ্‌ খাম্‌মো আসে। [দেখ খাম্‌ পাটাপাটি+উ প্র.]।

খাম্‌রি=[ম]—ক্রি. বিণ. শক্ত॥ বাল্‌টা খুব খাম্‌রি কৈর্যা বান্‌দিও॥ [দেখ কাম্‌ড়ি]।

২=[কুম]—বি. নখের আঁচড়॥ [দেখ খাম্‌টি]।

খাম্‌সা=[কু]—বি. নখ দিয়া আঁচড়॥ [দেখ খাম্‌চ'া]।

খাম্‌সা খাওয়া=[ব]—ক্রি. আঁচড় খাওয়া॥ [দেখ খাম্‌চ'া+খাওয়া]।

খাম্‌সানো=[চা]—ক্রি. তাড়াতাড়ি করা॥ খাম্‌সাইয়া খাইয়া উঠ্‌। [দেখ খাম্‌চ'া+আনো প্র.]।

খাম্‌সি=[চা]—বি. লোভ, দুরাশা॥ মানুষটার্‌ খাম্‌সি কত! [দেখ খাম্‌চি']।

খাম্‌ হওয়া=[রা]—ক্রি. কাটিয়া যাওয়া॥ ছেলেটির্‌ পা খাম হয়ে গেছে। [<খাম خام ফা.=ত্রুটি+হওয়া]।

খায়া=[খু]—বি. খালুই, মাছ রাখিবার পাত্র॥ এক্‌ খায়া মাস্‌।

খায়্‌রা=[খু]—বি. সম্মার্জনী, ঝাঁটা॥ ঘরে খায়্‌রা দে। [<খেংরা<খিজ্জ-খরী সং]।

খার=[ক]—বি. মাছ রাখার পাত্র॥ [<খারা<ক্ষারক সং]।

খারক্‌=[ম]—বিণ. গরম মেজাজী॥ [দেখ খরো₂+ক প্র.]।

খারল্‌ কাটা=[সি]—ক্রি. রোগীর মলমূত্র ত্যাগের জন্য ঘরের মধ্যে নালা কাটিয়া দেওয়া॥ [< খোড়ল (< কোটর)+কাটা]।

খারা=[বা]—বি. মাটির তৈরী তৈল রাখার পাত্র বিশেষ॥ এক্‌ খারা তেল্‌ পাত্‌দিনে খরচ্‌।

২ =[সি]—বি. কচি গাছ রক্ষার জন্য বিশেষ ধরণের বেড়া॥

৩=[সি]—বি. ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকবিশিষ্ট ঝুড়ি॥ আনারসের্‌ খারা। [<ক্ষারক সং]।

৪=[সি]—বি. কাছি, বড় রশি ॥

৫=[চট্ট]—বিণ. টক ॥ [দেখ খর +আ]।

৬=[চট্ট]—বি. কিনারা বা পার্শ্ব ॥ অাঁই তোঁয়ার খারাদি যাইরম্ গৈ।

৭=[ঢা]—ক্রি. বিণ. দাঁড়ানো ॥ খারা কৈস কেরে? [<খাড়া]।

৮=[বা]—ক্রি. অঙ্কিত করা ॥

৯=[চট্ট]—ক্রি.বিণ. তাড়াতাড়ি ॥ টান্ দরি খারা সিরে। [<খাড়া; অর্থ প্র.]।

খারাইতে=[রং,পা,ব,রা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, সত্বর, এখনই ॥ ও যাঁয় তোকে চিনায় যায় না, তুই খারাইতে এত বড় হনুরে। (রং)। [দেখ খাড়া +ইতে প্র.]।

খারাং=[রং]—বি. খাঁচা ॥ খারাং গড় করি গরুর্ ঘাস্ আনো।

খারাক্খারা=[সি কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ এত খারাক্খারা কেম্নে আইলা? [<খাড়া+খাড়া]।

খারাখাইট্=[বা]—ক্রি. বিণ. শীঘ্র ॥ খারাখাইট্ বারিত্ আইও। [<খাড়া+খাড়ি]।

খারা খারা=[সি, কুম]—ক্রি. বিণ. জলদি জলদি ॥ এত খারাখারা কি কৈরা আইলো? [দেখ খারাক্খারা]

খারাখারি=[ঢা, চট্ট]—ক্রি. বিণ. শীঘ্র, তাড়াতাড়ি ॥ এত খারাখারি আইয়া পড়্লি? [দেখ খারা খাইট্]।

২=[ক]—বি. হঠাৎ ॥ খারাখারি তুমি আইলা কি কৈর‍্যা? [পূর্বে দেখ]।

খারাঝিল্কি=[কুম, ম, ঢা]—বি. বিদ্যুৎ ॥ আস্মানে খারা ঝিলকি মার্-তাসে। [দেখ খাড়াঝিল্কি]।

খারাতাল্=[রং]—ক্রি. বিণ. অত্যন্ত ব্যস্ততা ॥ এত খারাতাল্ লাগালু কেন খারাস্তা কেনে? [দেখ খারা[১]+তাল]।

খারাতি=[ব]—ক্রি. বিণ. এখনই ॥ খারাতি ঘুম্ থেকে উঠ্লে কেন্? [দেখ খারা,+তি প্র.]।

খারাত্, খারাৎ=[রং]—বি. দুর্ব্যব-হার ॥ কেনে বারে বারে খারাত্ খারাত্ করিস্ মোর্ সাথে? [অনু.]।

২=[রং]—বি. রাগারাগি ॥ কেনে মোর্ সাথে খারাত্ খারাত্ করিস্? [পূর্বে দেখ]।

খারা দুইফর্=[ঢা]—ক্রি. বিণ. ঠিক দুপুর বেলা ॥ এমুন খারা দুইফরে কৈ যাও? [<খাড়া+দুই প্রহর]।

খারানো=[খু]—ক্রি. কাপড় সিদ্ধ করা॥ [<খার(<ক্ষার)+আনো প্র.; নাম ধাতু]।

২=[ঢা]—ক্রি. দাঁড়ানো ॥ [দেখ খারা,+আনো প্র.]।

খারান্=[কু]—বি. রৌদ্র ॥ এব-সরের্ খারান্ বড় কড়া। [দেখ খরান্]।

খারাপদ্=[ঢা]—বি. বকুনি, তিরস্কার ॥

খারাপুরা=[সি]—বিণ. নায়নিষ্ঠ, সম্পূর্ণ ॥ [<খেরা হিং=খাঁটি+পুরা <পূর্ণ]।

খারাবার্=[ব]—ক্রি বিণ. একেবারেই [দেখ খারা,+ভাবে]।

খারাজ্=[চট্ট]—বি. ছেলেদের মাছের ঝুড়ি ॥

খারা মলন্[কুম]—বিণ. আটি বাঁধিয়া মাড়ান ॥ খারামলন্ তারাতারি অয়।

খারার্ উপর্=[ক]—ক্রি.বিণ. যখন তখন, চাওয়া মাত্র ॥ খারার উপুর কলসুডা দে। [দেখ খারা[১]+উপর]।

খারাল্=[রা]—বি. কবরের উপর দেওয়ার বাঁশ ॥ খারাল্গুলি ভাল করি বিছাও।

খারাল্খারা=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ আপ্নি খারাল্খারা আইয়েন্। [দেখ খারাক্খারা]।

খারাপ্, খারাপ্=[রং]—বি. খারাপ ব্যবহার ॥ কেনে বারে বারে খারাপ্ খারাপ্ করিস্? [অনু. আধিক্যার্থে শব্দ দ্বিত্ব]।

খারাস্তা=[ম]—বিণ. নোংরা ॥ [<খারিশ্ خارش ফা.+তা প্র. কিংবা খস্তহ্ خسته ফা.]।

খারাইলা=[ঢা]—বি. মুড়ির খাড়া শলাকা ॥ খারাইলা সারা গুছ্ডি অয় না। [দেখ খারা +শলা<শলাকা]।

খারি=[ব, পা, কু, রা]—বি. শাড়ি কাপড় ॥ আইস্ একটা খারি আইন (ব)।

২=[রা]—ক্রি. বিণ. এখন ॥ খারি খারি যায়না। [দেখ খারা +ই প্র.]।

৩=[সি]—বি. টুকরা ॥

৪=[সি]—বি. মন্দ কথা ॥ [<খ্বারী خواری ফা.]।

৫=[ক]—বিণ. গভীর ॥ খারি গাঙে ঢেউ কম্। [পরে দেখ]।

৬=[ঢা]—বি. নদীর খাল ॥ গাঙের্ খারিতে নাও লাগাও। [<খাল+ই]।

৭=[কুম, সি, চট্ট]—বি. বাঁশের ঝুড়ি ॥ খারি দিয়া চাউল্ ডাউল্ দুইতে সুবিদা (কুম)।

খারিচ্=[রং]—বিণ. শেষ, বাতিল ॥ তোর্ চাকুরি এবার্ খারিচ্ হবে। [<খারিজ خارج আং বহিষ্কৃত]।

খারিজা=[রং]—বিণ. যাহা শেষ হইয়া গিয়াছে ॥ [দেখ খারিচ্+আ প্র.]।

খারিল্তা=[ম]—বিণ. নোংরা ॥ খারিস্তা থাসাতাত্ কেম্নে বৈলি? [দেখ খারাস্তা]।

খারাল্=[পা]—বিণ. কঠোর পরিশ্রমী ॥ [<খর+আল প্র.]।

খারু=[রা]—বি. মেয়েদের হাতের অলঙ্কার বিশেষ ॥ [দেখ খাড়ু]।

২=[কুম]—বি. পায়ের গোড়ালি ॥ [দেখ খাড়ু=খাড়ু যেখানে পরে; অর্থ প্র.]।

খারুয়া=[বা]—বি. বালিশের ওয়াড়॥ খারুয়ার বিত্রে তুলা বর। [পরে দেখ]।

২=[রং]—বি. খয়রা রঙের লেপের কাপড় ॥ খারুয়া কাপড় ময়লা হয় না। [খয়ের<খদির সং+উয়া প্র.]।

৩=[সি]—বিণ. বিকলাঙ্গ ॥ খারুয়া পুয়ায় বিছ্না করে। [<কুঁকিয়া <কুক(<কুঁজ)+উয়া প্র.]।

৪=[ম]—বি. লাল চিনি ॥ [দেখ খারুয়া$_2$]।

৫=[বা]—বি. রুপার তৈরী পায়ের অলঙ্কার বিশেষ॥ [দেখ খাড়ু+আ প্র.]।

খারেখারে=[ঢা]—ক্রি. বিণ. অধঃ পাতে॥ তুই এক্‌কেলে খারেখারে যাবি। [=ছারখার; ক্ষার=ছাই+এ বিভক্তি]।

খারোল্‌=[বা]—বি. তরকারী জাতীয় উদ্ভিদ বিশেষ ॥

খার্‌=[পা, কু, রা]—বি. সোডা ॥ [<ক্ষার]।

২=[রং]—বি. সোডা মিশ্রিত গরম জল॥ খারে তাড়াতাড়ি কাপড়্‌ শাফ্‌ হয়্‌। [পূর্বে দেখ]।

৩=[সি]—বি. গুড় ॥

৪=[কুম]—বি. সাজি মাটি॥ গেরায়্‌ দেশে খার্‌ দিয়া কাপর্‌ দোয়্‌। [দেখ খায়্‌]।

৫=[ব, রা]—বি. মাছের গর্ত॥ [< [<কুর<কুঁড়<কুণ্ড সং]।

৬=[রং]—বি. দল, শ্যাওলা, নদীর ঘাস ॥

৭=[রা]—বি. কাপড় সিদ্ধ করিবার ছাই, কলা গাছের ভস্ম ॥ [<ক্ষার]।

খার্‌কন্‌=[ম, ঢা]—বি. কচু জাতীয় গাছ ॥ খার্‌কনের্‌ পাতা খাইতে বেশ্‌।

২=[রা]—বি. খারাপ গন্ধযুক্ত এক-প্রকার ফল ॥

খার্‌ করা=[দি]—ক্রি. সোডা ও পানি যারা কাপড় সিদ্ধ করা ॥ [দেখ খার্‌+করা]।

খার্‌কল্‌ গাস্‌=[ফ]—বি.এক প্রকার আগাছা ॥ [দেখ খার্‌কন্‌+গাছ]।

খার্‌ খাওয়া=[রং]—ক্রি. চড়া মেজাজ দেখান ॥ মোর্‌ শাতে বেশি খার্‌ খাইছ্‌ না। [খার<ক্ষার+খাওয়া]।

খার্‌দি=[চা]—বি. উৎপাত ॥

খার্‌পড়ি=[রা]—বি. গালি বিশেষ ॥

খার্‌রা=[চট্ট]—বি. খাঁচা, চারি দেওয়ালের ঘের দেওয়া কোঠরী ॥

খার্‌ বাড়ি=[রং]—বি. দল বা দাম-পূর্ণ জলা ॥ [দেখ খার্‌$_6$+বাটী]।

খার্‌ মাথা=[রং]—ক্রি. রাগ হওয়া ॥ [<খর+মাত্তা (<মত্ত); নামধাতু; কিংবা ক্ষার+মাথা<মস্তক সং]।

খার্‌মাথান্‌=[রং]—বি. একপ্রকার চিকন ধান ॥

খালাইশ্যা=[কুম]—বি. যাহারা গরুর চামড়া ছাড়ায় ॥ খালাইশ্যারা মরা গরুর্‌ চাম্‌রা খালায়্‌। [<খাল (<খল্ল) নাম ধাতু+আইশিয়া কর্তৃবাচ্যে প্র.; দেখ খালানো]।

খালাখুলা=[কুম]—বিণ. চাক্ষুষ, পরিষ্কার ॥ খালাখুলা পর্‌মান্‌। [< খালা (অনু.)+খোলা]।

খালা মির্‌কি=[চট্ট]—বি. বিদ্যুৎ ॥ [দেখ খাড়া মিল্‌কি]।

খালামিলিক্‌=[চট্ট]—বি. বিদ্যুৎ। আশ্‌মানে খালামিলিক্‌ চ'ম্‌কায়্‌।

খালানি=[রং]—বি. চামড়া উঠানোর পারিশ্রমিক॥ তোক খালানি কত দিম্‌। [<খাল (<খল্ল)+আনি প্র.]।

খালানো=[সি]—ক্রি. চামড়া তোলা ॥ সাগলটা খালাও। [<খাল (<খল্ল)+আনো প্র.]।

খালাস্‌চি=[রং]—বি. খালাসী ॥ [খলাস خلاص আং+ই প্র.]।

খালাশি=[কুম]—বি. যাহারা গরুর চামড়া ছাড়ায় ॥ খালাশিরা মরা গরু খালায়্‌। [দেখ খালাইশ্যা]।

খালাশ্‌=[পা, কু, রা]—বি. প্রসব ॥ [<খলাস خلاص আং]।

খালাশ্‌ পাওয়া=[রা]—ক্রি. সন্তান প্রসব করা ॥ মোর্‌ বেটি এই মায়্‌তে খালাশ্‌ পাবে। [দেখ খালাশ্‌+পাওয়া]।

খালি=[বা]—ক্রি. বিণ. কেবল ॥ খালি আমারে বক কিয়ারে? [<খালী خالی আং]।

২=[পা]—বি. নলি, ছিটা, মাকুর মধ্যস্থ সুতা জড়ানো চোঁটা ॥

৩=[খু]—বি. সুপারির কড়ি ॥ [< কলি]।

খালি খালি=[রং]—ক্রি. বিণ. এমনি ॥ কেমন্‌ আশিয়াই খালি খালি চলি যাইশ্‌? [দেখ খালি]।

খালি ঘন্‌ডা=[চট্ট]—বিণ. কপর্দক শূন্য ॥ [দেখ খালি +ঘণ্টা]।

খালি লাগা=[রং]—ক্রি. আড়ষ্ট হওয়া ॥ জাড়ে মোর্‌ মুখে খালি লাগে। [< খিল লাগা]।

খালিশ্‌ [সি]—বিণ. আন্তরিক ॥ [<খালিস خالص আং]।

খালিস্‌=[কুম]—বিণ. খাঁটি, আসল ॥ খালিস্‌ মাল্‌। [দেখ খালিশ্‌]।

খাল$_4$ খাল$_4$=[কুম]—বি. চঞ্চল হইয়া ঘুরা ফেরা ॥ [<খালুঁ <খাইলাম; আধিক্যার্থে শব্দদ্বিত্ব]।

খাল$_4$চাঁকি=[খু]—বি. এক জাতীয় চাঁকি মাছ ॥

খাল$_4$খাল$_4$ করা=[পা]—ক্রি. আনচান করা, কোন কথা মনে হওয়ায় অসহ্য বোধ করা ॥ [অনু.]।

খাল$_4$ম্‌ খাল$_4$ম্‌ করা=[ঢা]—ক্রি. খালি খাইতে চাওয়া ॥ নুর্‌মা মাইন্‌শে ক্যাল্‌ খালুম্‌ খালুম্‌ করে। [দেখ খালু খালু+করা]।

খাল$_4$য়া=[রং]—বি. চামড়ার ব্যব-সায়ী ॥ চাম্‌ড়াখান্‌ খালুয়াক দে। [খাল(<খল্ল)+উয়া প্র.]।

খাল$_4$য়া কাটা [রং]—বিণ. চামড়া কাটিয়া ফেলে এমন ॥ বাপ্‌রে কি খালুয়াকাটা জোঁক ধরিছে মোক। [দেখ খালুয়া = খাল+কাটা =যে কাটে]।

খাল$_4$ হশ$_4$র=[কুম]—বি. খালু শ্বশুর ॥ [খালু<খাল: خاله আং শব্দের পুং+শ্বশুর]।

খালেউলে=[সি]—ক্রি. বিণ. চামড়া সহিত॥ খাশিটা খালেউলে মোটা দেখা যায়্‌। [খাল(<খল্ল)+হোল+এ বিভক্তি]।

খালে ভরা =[রা] —বিণ. ঢোলকা ॥ আরে ও দাগিডো খালেভরা। [<খাল(<খল্ল)+এ+ভরা=পূর্ণ]।

খাল্যা=[কুম]—বি. কশাই, চামড়ার ব্যবসায়ী ॥ [খাল(<খল্ল)+ইয়া প্র.]।

২=[বো]—বিণ. খালি ॥ খাল্যা

খাকুণ। [দেখ খালি+আ প্র.]।

খালো=[খু]—বি. এক প্রকার মাছ॥ বড়শিতে খালো মাছ্ ধরে।

২=[খু]—বিণ. লোভী॥ তোর্ মতো খালো তো আর্ দেখি নাই। [খা(<খাওয়া)+ল প্র.]।

খালোই=[পা]—বি. <খালুই॥ মাছ্-গুলা খালোইত্ রাখ।

খালোই পেটা=[রং]—বিণ. খালুইয়ের মত পেট যাহার॥ [দেখ খালুই+পেট + আ প্র.]।

খালোয়া=[সি]—বি. কসাই, যাহারা চামড়া ছাড়ায়॥ বেটা ইগু খালোয়া। [দেখ খালুয়া]।

খাল্=[চা]—বি. গাছের ছাল, বাকল, খণ্ড, গর্ত॥ [<খন্ন সং]।

খাল্‌কোড়ে=[কুম]—বিণ. একলা॥ এই আন্‌দাইর্ রাইত্ খাল্‌কোড়ে কৈ যাবি? [<খালি+একোড়ে<একু-টিয়া]।

খাল্‌খান্=[কুম]—ক্রি. ধান ভানার প্রথম স্তরের অবস্থা করা॥ বাড়াডা অহন্ খাল্‌খাইয়া রাছ।

খাল্‌খুল্=[সি]—বি. খাল নালা॥ [দেখ খাল্+খুল অনু:]।

খাল্‌গিরি=[বা]—বি. মুরগীর চামড়া ছাড়াইয়া মাংস কোটা॥ [দেখ খাল্+গীরী گیری ফা.]।

খাল্‌দার্=[বা]—বি. বহির্বাটি॥ খাল্‌দারে কে যেন্ ডাক্‌সে। [দেখ খাল্ +ধার]।

খাল্‌না [সি]—বি. ফলি মাছ॥ খাল্‌না মাসে কাটা বয়া।

খাল্‌পরা=[সি]—বিণ. আত্মমর্যাদা-হীন॥ লোক্‌টা একেবারে খাল্‌পরা। [দেখ খাল্ +পড়া=পড়িয়া গিয়াছে যাহার]।

খাল্‌পারা=[রং]—বি. এক প্রকার রোগ॥ বাচ্চাতে অর্ খাল্‌পারা রোগ্ হচিল্।

খাল্‌আ=[সি]—বি. চামড়া॥ [খাল +আ প্র.]।

খাল্‌লাউ খাল্‌লাউ=[রং]—অব্য. পানিতে হাটার শব্দ॥ [ধ্বন্যা.]।

খাল্‌লি=[নো]—বি. খইল॥ < খলি সং]।

খাল্‌লো=[চট্ট]—বি. হাতের পরিমাণ॥

২=[চট্ট]—বিণ. খালের ধারের॥ খাল্‌লো বাড়ি। [খাল+উ প্র.]।

খাশা=[য]—বিণ. তাজা, মোটা, পুষ্ট॥ খাশা মাছ্‌টা পাওয়া গেল্। [<খাস্‌স: خاصه আং=বিশিষ্ট]।

২=[য]—বি. হাতের অলঙ্কার বিশেষ॥ [পূর্বে দেখ]।

খাশাল্=[কুম]—বি. অভ্যাস॥ [খিসাল خصال আং]।

খাশিসৈ=[কুম]—বি. কাঁচা সীম॥ খাশিসৈয়ের্ দানা পাক্ করলে খুব্ শাদ্। [কাঁচা+ছুই]।

খাশুয়া=[রং]—বিণ. খারাপ॥ খাস্তয়া দাত্।

২=[রং]—বিণ. জটিল, অস্পষ্ট॥ [কাশ+উয়া প্র.]।

খাশে=[খু]—বি. হাতের চুড়ি, গহনা বিশেষ॥ [দেখ খাশা$_2$]।

খাশ্যা=[রা]—বি. হাতের বালা বিশেষ॥ [দেখ খাশে]।

খাশ্=[রা]—বি. অভ্যাস॥ গরুটার্ গুত্যা জাওয়া খাশ্ হয়্যা গেছে। [দেখ খাশাল্]।

২=[খু]—বি. খুঁটি॥ ঘরে খাশ্-টাশ্ লাগাবি না?

৩=[কুম]—বিণ. প্রকৃত॥ খাশ্ কথা এই। [< خاص খাস্ আং]।

খাশ্‌কুড়ে=[য]—বি. রসিক ব্যক্তি॥ খাশকুড়ে খালি ইয়ার্‌কি করে। [দেখ খাশ্$_3$+কুড়িয়া>কুড়ে]।

খাশ্‌টা=[রা]—বিণ. অপরিচ্ছন্ন, দূষিত, নোংরা॥ ছোঁরাডা এমোন্ খাশ্‌টা জি পচারি হচে গাওত্। [খস্-তহ্ خسته ফা.]।

খাশ্‌টা খাশ্‌টি=[চা]—বি. ঝগড়া বিবাদ॥ খাশ্‌টা খাশ্‌টি কৈরব্যা বিডা বাড়ি আইলে। [অনু.]।

খাশ্‌টানি=[রং]—বিণ. অতিশয় দুষ্ট প্রকৃতির॥ খাশ্‌টানি জাতের মেয়ে বিয়ে করিসনে বাছে। [দেখ খাশ্‌টা+নি প্র.]।

খাশ্‌টে পড়া=[খু]—ক্রি. ময়লা পড়া॥ ঘর্ বাড়িতে এত খাশ্‌টে পড়ল কেন্? [দেখ খাশ্‌টা+পড়া]।

খাসা=[কুম]—বি. তলানি॥ পানি-থিত্ ঐলে নিচে' খাসা যবে।

খাসাল্ [কুম]—বি. স্বভাব॥ হে খাসাল্ দোশে মাইর্ খাইসে। [দেখ খাশাল্]।

খাস্=[ম]—বি. সরিষা॥ খাস্-তেলের্ দাম্ বেশি। [দেখ খাছ্'তেল্]

খাস্ত=[ব]—বিণ. বদমায়েশ খাস্ত মেলের্ লেখাপড়া আর্ হবে না। [দেখ খাশ্‌টা]।

২=[চা]—বি. লোকসান॥ কার্-বারে অনেক্ টেকা খাস্ত গেল্। [দেখ গাশ্‌টা]।

খাস্তা=[বা]—বিণ. ক্লান্ত॥ কাহ্ করি খাস্তা ঐয়া পর্‌সি। [দেখ খাস্ত]।

২=[চট্ট]—বি. চাল চলন, ব্যবহার॥ [<খাসলত<খসলত خصلت আং]।

৩=[ক]—বি. ক্ষতি॥ হের এই-বার্ খাস্তা গেসে। [দেখ খাস্ত$_2$]।

৪=[পা]—বি. খারাপ॥ খাস্তা গুরের্ দাম্ কম্। [দেখ খাশ্‌টা]।

খাস্তা খাজা=[রং]—বি. ময়দার তৈরী মিষ্টি বিশেষ॥ [দেখ খাস্ত +খাজা<খজ্জ প্রাং <খাদ্য সং]।

খাস্তা খাটি=[রং]—বিণ. অত্যন্ত খারাপ দ্রব্য॥ [দেখ খাস্ত + খাঁটি]।

খাস্তানা=[রা]—বি. ক্লান্তি॥ [< দেখ খাস্ত +আনা প্র.]।

খাস্তানো=[রা]—ক্রি. ক্লান্ত হইয়া পড়া॥ গরমে কাজ্ করলি তাড়াতাড়ি মানুষ্ খাস্তিয়ে জায়। [দেখ খাস্ত +আনো প্র.]।

খাস্তান্=[বা]—বিণ. [illegible]॥ [দেখ খাস্তানা]।

খাল্‌তে=[পা]—বিণ. পরিশ্রান্ত। কাম্ কৈরা খাল্‌তে গেলাম্। [দেখ খাল্‌ত +এ বিভক্তি]।

খাস্‌তেল্=[চা]—বি. সরিষার তৈল॥ [দেখ খাচ্' তেল্]।

খাস্‌খা=[কুম]—বি. ক্ষতি॥ পাটের কার্‌বারে ময়র্ খাস্‌খা গেসে। [দেখ খাস্‌তা$_{৩}$]।

খাস্‌না=[ম]—বি. বাঁশের তৈরী চাটাই বিশেষ॥

খাল্‌সা=[চট্ট]—বি. খড় ইত্যাদি একত্র করার লাঠি॥ খাল্‌সা দি খেড় গুন্ থুবাও।

খাস্‌সাত্=[ফ]—বি. অভ্যাস॥ তার্ খাস্‌সাত্ খারাপ্। [দেখ খাস্‌তা$_{২}$]।

খাস্‌রা=[ঢা]—বিণ. নোংরা, খচচর॥ পোলাডা ময়র্ খাস্‌রা। [কাচ (<কচচর সং)+রা প্র.]।

খাহুয়া আগ্‌ড়া=[রং]—বিণ. ভিটা আঁকড়া, স্ত্রীর পিছনে ঘুরিয়া বেড়ায় যে॥ [খাউকা (<খাদক)+হাগ (<√হাগা=মলত্যাগ)+ড়া]।

খাহি=[ফ]—বি. মাটি॥ [দেখ খাকি]।

খাহিশ্=[চট্ট]—বি. ইচ্ছা॥[<খরাহিশ خواهش ফা.]।

খাহেশ্=[নো]—বি. অভিলাষ, ইচ্ছা॥ লোক্‌টার্ খাহেশ্ মিটে নাই; [দেখ খাহিশ্]।

খিঁচর্=[রা]—বি. একপ্রকার ঘাস॥

খিঁচ্'=[খু]—বি. কাদামাটি॥ গোয়ালের খিচ্'গোবর্ শাফ্ কর্। [<কিচড় (<কচচর সং); তুং কীচড় হিং]।

খিক্‌রাইল্=[সি]—বিণ. এলোমেলো, উস্কোখুস্কো॥ লোক্‌টার্ চু'ল্ খিক্‌রাইল্। [দেখ খিকরানো; খিকরা +ইল প্র.]।

খিক্‌রানো=[সি]—ক্রি. এলোমেলো করা॥ বুরিটা চু'ল্ খিক্‌রাইয়া থারা ঐসে। [=খিচড়ানো; তুং খিন-রানো (ম)]।

খিঁক্‌রা ভাত্=[রং]—বিণ. বাসি ভাত॥

খিখিন্=[রা]—বি. আবর্জনা॥ [দেখ খিখিন্‌দ]।

খিখিন্‌দ=[রা]—বি. আবর্জনা॥ ঘর্‌টা খিখিন্‌দে ভরা। [দেখ খিঁচ্+খশক خشک ফা.]।

খিখিন্‌দ করা=[রা]—ক্রি. যেখানে সেখানে আবর্জনা ফেলিয়া অপরিষ্কার করা॥ [দেখ খিখিন্‌দ+করা]।

খিগ্‌রাইল্=[সি]—বিণ. এলো মেলো॥ খিগ্‌রাইল্ চু'লে এখানে আইস্ না। [দেখ খিক্‌রাইল্]।

খিচ'র্=[ফ]—বিণ. শয়তান॥ [<খিচচর<খচচর<খচর সং; অর্থ প্র.]।

খিচ'া=[সি]—বি. ঠোঙা॥ খিচ'াত্ কিতা? [দেখ খিচ'া$_{৩}$]।

২=[রং]—বিণ. কষা, টান॥ টোপ্‌লাটা খিচা ঐছে? [<খিচা (<√খিঁচন)]।

৩=[ঢা]—বি. কাপড়ের ছোট ঝুলি॥ বুরিরা খিচা'য় পান্ রাখে। [<কীস کیس আং+আ প্র.; তুং কেস case ইং]।

খিচি'=[পা]—বিণ. ক্ষুদ্র॥ পানের মধ্যে অনেক্ খিচি' আসে। [<কচি]।

খিচি' মিচি'=[ঢা]—বি. বিরক্তি ভাব॥ তার লগে খিচি'মিচি' কৈরা ফল্ কি? [অনু.]।

খিচু'ন্‌নি=[ম]—বিণ. দুষ্ট, বজ্জাত॥ খিচু'ন্‌নি কোথাকার্, কথা হুনস্ না কেরে? [দেখ খিচ'র্+নি প্র.]।

খিচে'=[খু]—বি. পাকস্থলী॥ [দেখ খিচ'া$_{৩}$]।

খিচে' খলট্ করা=[পা]—বি. উচ্ছিষ্ট ফেলিয়া অপরিষ্কার করা॥

খিচে'র্ ব্যারাম্=[ঢা]—বি. প্রমেহ রোগ॥ খিচে'র্ ব্যারাম্ সোত্ কৈর‍্যা বালা অয় না। [দেখ খিচে'+র সম্বন্ধে]।

খিচ'্যা=[ফ]—বি. ছোট থোলা॥ এক খিচ'্যা পান্ খাইল্ কেডা? [দেখ খিচ'া$_{৩}$]।

খিচ'=[কুম]—বিণ. শক্ত, কৃপণ॥ লোক্‌টা বর খিচ্'। [দেখ খিচ'র্]।

২=[য]—বি. অবশিষ্টাংশ॥ ধানের্ খিচ্'কে তুশি বলে।

৩=[ক,ব,রা]—বি. কাঠ ইত্যাদির টুকরা॥

খিচ্' করা=[ম]—ক্রি. নষ্ট করা॥ বুরা মানুশ্ কাপরুডা হাইগা মুইত্যা খিচ' কৈরা দিসে। [দেখ খিঁচ্'+করা]।

খিচ্'খিচ্' করা=[পা]—ক্রি. ক্যাচ্ ক্যাচ্ বা খচ্ খচ্ করা॥ গা খিচ্' খিচ্' করসে [<খিচ্‌খিচ্ অনু.+করা]।

খিচ্'চ'র্=[সি]—বিণ. অপরিকার॥ খিচ্'চর্ লোক্। [দেখ খিচ'র্]।

খিচ্'চ'া=[কুম]—অস. ক্রি. জোর করিয়া॥ খিচ্'চ'া টান্ দে। [<খেচিয়া]।

খিচ্'ড়া মতি=[খু]— বি. নোংরামি॥ তার্ খিচ্'ড়ামতি গেল্ না। [দেখ খিচ'র্+আ+মতি]।

খিচ্'ড়েমি=[য]—বি. ব্যঙ্গ, রসিকতা॥ খিচ্'ড়েমি রাইখ্যা আপন্ কথা কও। [দেখ খিচ্'ড়ামতি; খিচর+আমি]।

খিচ্'রা=[রং]—বিণ. নিকৃষ্ট, পচা॥ [দেখ খিচ'র্+আ প্র.]।

খিজ্=[রং]—বি. সামান্য অংশ॥

খিয়ানো=[কুম]—ক্রি. তাগাদা করা॥ এই বিশয় আমারে আর্ খিয়াইস্ না। [খিচানো=খোঁচানো]।

খিয়ালত্=[য]—বি. দুষ্টামি, শয়তানি॥ সেলেপেলের্ খিয়ালত্ আর্ শহ্য হয় না। [<খিয়ালত خیالت আং=লজ্জা]।

২=[পা]—বি. কাদাপূর্ণ বা খারাপ রাস্তা॥ [<কিচাল পথ=কাদাযুক্ত পথ কিংবা কুচেলা পথ; কুচেলা হিং=ময়লা]।

খিয়ালত্ করা=[পা]—ক্রি. বিরক্ত বা হয়রান করা॥ আমারে আর্ কত খিয়ালত্ করবে? [দেখ খিয়ালত্+করা]।

খিয়ালল্=[কুম]—ক্রি. তোষামোদ করা॥ [দেখ খিয়ালত্]।

খিখি=[পা]—বি. উৎপাত ॥ আ অত খিখি কর না, বাবা। [<খিখ্‌লি <খিজালত; দেখ খিযালত্‌]।

২=[পা]—বি. অন্যায় আবদার এত খিখি বাল লাগে না। [পুর্বে দেখ]।

৩=[য]—বি. বিরক্তি ॥ তোর্‌ এত খিখি শহ্য হয়্‌? [পুর্বে দেখ]।

খিখি উঠা=[পা]—ক্রি. আবদার বা বিরক্ত করার ইচ্ছা হওয়া ॥ এই অবেলায়্‌ সাওয়ালের্‌ খিখি উঠল, অহন্‌ কি করি? [দেখ খিখি+উঠা]।

খিখি করা=[ক]—ক্রি. বিরক্ত করা ॥ অহন্‌ খিখি কর্‌লি কোন্‌ বালা ঐব না। [দেখ খিখি+করা]।

খিখ্‌রানি=[সি]—বি. ঘাটাঘাটি বা ওলট পালট করণ ॥

খিখ্‌রান্‌=[সি]—ক্রি. খোঁড়া, খনন করা।

খিখ্‌লানো=[কুম]—ক্রি. অনুরোধ করা ॥ এত খিখ্‌লাইয়া কে খাও-য়াইব? [দেখ খিযালন্‌]।

২=[ম, সি]—ক্রি. ত্যক্ত বিরক্ত করা। অহনে বেশি খিখ্‌লাইয়ো না। [পুর্বে দেখ]।

৩=[সি, ম]—ক্রি বিদ্রূপ করা ॥ খিখ্‌লাইয়া কথা কও ক্যা? [কিক-নানো=দাঁত বাহির করিয়া হাসা]।

খিখ্‌লি=[পা]—বি. আবদার, চাহিদা, জেদ ॥ সেলেটার্‌ খিখ্‌লি শহ্য করা যায়্‌ না। [দেখ খিখি]।

খিচিম্‌ খিচিম্‌=[ব]—অব্য. দাঁতে কোন কিছু কাটার শব্দ ॥ [ধ্বন্যা.]।

খিটে=[খু]—বি. দোষ, ত্রুটি ॥ চোখ্‌-টায়্‌ একটু খিটে হয়ে গেল্‌। [খতা' خطاء আঃ]।

খিট্‌কানো=[ম]—ক্রি. হাসা ॥ হুদা-হুদি খিট্‌কাস্‌ ক্যান্‌?

খিট্‌কালো=[ময়ম]—বিণ. আশ্চর্য-জনক, অবাস্তব ॥

খিট্‌কাল্‌=[ময়]—বি. খারাপি, গোল-মাল ॥ চালে চালে খিদিরে খিট্‌কাল্‌ কর্‌লো।

২=[ময়]—বি. বিরক্তি ॥ খিট্‌কাল্‌ কর ক্যা?

৩=[ম]—বি. অপকীর্তি, কুখ্যাতি ॥ তুমি এমুন্‌ খিট্‌কাল্‌ কেম্‌নে কর্‌লা?

৪=[মং, চট্ট, পা]—বি. আপদ, ঝাম্‌-ঝাট ॥ খিট্‌কালে পড়ি গেইয়ে (চট্ট)।

৫=[পা, মং, চট্ট]—বিণ. জটিল, কঠিন ॥

৬=[ময়]—বি. হাসির কথা ॥

৭=[পা]—বি. বিদ্রূপ, ঠাট্টা ॥ এত খিট্‌কাল্‌ আর্‌ শহ্য অয়্‌ না।

খিট্‌খায়্‌=[ময়]—বিণ. নষ্ট ॥ পথে বেপথে গাড়িটা খিট্‌খায়্‌ হয়েছে।

খিট্‌খালো=[ময়]—বিণ. হাস্যকর ॥ [দেখ খিট্‌কালো]।

২=[ময়]—বি. বিঘ্ন ॥ আচ্ছা খিট্‌-কালো, হারিকেন্‌টা ধরান্‌ যায়্‌ না। [দেখ খিট্‌কাল্‌]।

খিট্‌খিট্‌ করা=[কুম]—ক্রি. প্যান প্যান করা ॥ [অনু.]।

খিট্‌মিট্‌ করা=[ময়]—ক্রি. খারাপ ব্যবহার করা ॥ তুই অমন খিট্‌মিট্‌ করিছ্‌ ক্যান্‌? [অনু.]।

খিডা=[য]—সর্ব. কে ॥ ও খিডারে? [<কে+টা]।

খিতা=[সি]—অব্য. কি ॥ তোমার্‌ নাম্‌ খিতা বা? [<কি+তা]।

খিতাবি=[চা]—বি. কুৎসা, বদনাম ॥ হুদাহুদি সেরিডার্‌ নামে খিতাবি বাইর্‌ কর্‌লে। [<খিতাব خطاب আঃ=উপাধি+ই প্র.]।

২=[পা]—বি. অসভ্য গালাগালি ॥ খিতাবি কর ক্যা?

৩=[পা]—বি. হয়রানি ॥

৪=[ক]—বি. গণ্ডগোল, বিরক্তি ॥ বার্‌বার্‌ আইস্যা খিতাবি কর্‌তাস ক্যান্‌?

খিতে=[খু]—বি. ত্রুটি, অপরাধ, ভুল ॥ এত খিতে ধর্‌লে চ'লবে ক্যান্‌? [দেখ খিটে]।

খিতে পাওয়া=[খু]—ক্রি. কাহারও ভুল ত্রুটি জানিয়া ফেলা ॥ [দেখ খিতে+পাওয়া]।

খিতেবি=[য]—বি. কাণ্ড, অপকীর্তি ॥ খিতেবি করিস্‌ না। [দেখ খিতাবি]।

খিতেলি=[চা]—বি. কুৎসা ॥ কেওর্‌ আমার্‌ কত খিতেলিই না রটে।

খিত্যাবি করা=[পা]—ক্রি. অপরি-কার করা ॥ ঘর্‌টা খিত্যাবি করো না যেন্‌।

খিত্‌ খিত্‌ করা=[ক]—ক্রি. ঘৃণা হওয়া ॥ খিত্‌ খিত্‌ কৈর্‌যা খাত্‌ খাইস্‌ না। [অনু.]।

খিত্‌খিতা=[ম]—বিণ. অপরিষ্কৃত কর্দমাক্ত ॥ [দেখ খিত্‌ খিত্‌ করা+আ প্র.]।

খিত্‌ খিতে করা=[সি]—ক্রি. শরীর রোমাঞ্চিত হওয়া ॥ অকালে স্নান্‌ করায়্‌ খিত্‌খিতে করে। [দেখ খিত্‌ খিত্‌ করা]।

খিত্‌তা=[সি]—বি. শহর ও তৎসংলগ্ন পরগনা ॥ [<কিতত<কিত্তআঃ قطعة আঃ]।

খিত্‌লানো=[ময়]—ক্রি. চটাইবার জন্য কাহারও দোষ ত্রুটি তাহার সম্মুখেই ইয়ার্কির সহিত বারবার বলা ॥ [দেখ খিখ্‌লানো]।

খিদাখুদি=[ময়]—বি. ক্ষুধা ॥ খিদা খুদি লাগিছে খুব। [<খিদা+খুদা (<ক্ষুধা); সহ শব্দ)।

খিদান্‌=[মং]—বি. ক্ষুধা ॥ মোক খিদান্‌ লাগিছে। [<খিদা (<ক্ষুধা) +ন]।

খিদালত্‌=[মং]—বিণ. বিরক্ত ॥ খিদালত্‌ মোক করিছ্‌ না তো? [দেখ খিযালত্‌]।

খিদিবিদি=[ময়]—বি. বিরক্তি, জ্বালাতন ॥ ছাওয়াল্‌টা বড় খিদিবিদি করে। [অনু.]।

খিদ্‌খিদ্‌ করা=[মং]—ক্রি. ঘৃণায় রি রি করা ॥ [দেখ খিত্‌ খিত্‌ করা]

খিদ্‌খিদ্যা=[পা]—বিণ. সর্বদা পরি-ষ্কার পরিচ্ছন্ন থাকিতে চায় এমন ॥ [=খুঁতখুঁতিয়া<খুঁতখুঁতে]।

খিদ্‌খিদ্‌=[পা]—অব্য. রি রি ॥

আমার্ গাটা খিদ্‌বিদ্ কর্‌সে। [অনু.]।

খিনজ=[ঢা]—বিণ. দুর্বল, অপারগ॥ টেকা পয়্‌শায়্ বর খিনজ ঐয়া গেলায়্। [<ক্ষীণ]।

খিনে=[খু]—বি. টাকা॥ খিনে বিনে দিন্ চ'লে না।

খিন্ খিন্ করা=[পা]—ক্রি. নাকি সুরে কাঁদা॥ সেলেটা খুদায় চো'টে খিন্ খিন্ কর্‌সে। [অনু.]।

খিন্‌দুরি=[কু]—বিণ. জীর্ণশীর্ণ॥ [<ক্ষীণ+যোর زور ফা.+ই প্র.]।

খিন্‌খিরি=[রং]—বিণ. খারাপ॥ মেয়েটি বড় খিন্‌দুরি।

খিপা=[সি]—ক্রি. লগি দ্বারা নৌকা বাওয়া॥

খিপ্=[রং]—বিণ. অত্যন্ত, অনেক বেশি॥ [দেখ খিব্]।

খিবিখিবি খাওয়া=[ঢা]—ক্রি. রাগে অস্থির হওয়া॥ সেরাডায় রাগে খিবি-বিবি খায়্। [<খিবিজিবি অনু.+খাওয়া]।

খিব্=[রং]—বিণ. <খুব॥ খিব্ ভুখা লাগিছে।

খিমা=[য]—বি. চাউলের গুড়া দুধ মিঠাই ইত্যাদি সহযোগে প্রস্তুত পিঠা বিশেষ॥

খিয়াব্=[রা]—বি. বরেন্দ্র অঞ্চল॥ খিয়াব্ ছাড়া ধান্ কোথায়্?

খিয়ারা=[বা]—বি. বরেন্দ্রভূমির অধিবাসী॥ 'খিয়ারা ওন্‌দা পালের্ বোন্‌দা'।

খিয়ারি=[পা]—বি. অপেক্ষাকৃত উঁচু অঞ্চল॥

খিয়ার্=[পা]—বি. ডাঙ্গা স্থান॥ এবার্ খিয়ারে বালা দান্ হৈসে।

২=[দি, রং]—বি. এঁটেল মাটির অঞ্চল॥ খিয়ারত্ ধান্ ছাড়া কিছু হয়্ না।

খিয়াল্=[সি]—বি, ঠাট্টা॥ শালা শালিয়া দুলা বাইয়ের লগে খিয়াল্ করে। [খেয়াল<খয়াল خيال আং]।

খিয়াল্ নযর্=[সি]—বি. দৃষ্টি॥ একটু খিয়াল্ নযর্ রাইখো। [দেখ খিয়াল্+নযর نظر আং]।

খিয়্যাড়্=[রা]—বি. পরচর্চা, গিবত॥ খিয়্যাড়্ করা শকত্ গোনা।

খিরলি ধুতি=[পং]—বিণ. সাদা ধুতি বিশেষ॥ বাবু খিরলি ধুতি পিন্‌দা শৌরর্ বাড়ি জায়্। [<ক্ষীর+আলী প্র.+ধুতি]।

খিরল্=[রং]—বি. কাঠ বিশেষ॥

খিরা=[মি]—ক্রি. দোহন কর॥ গাইডা খিরা। [দেখ খিরানো]।

২=[কুম, সি, চট্ট]—বি. শশাজাতীয় ফল বিশেষ॥ খিরা খাইলে শরির্ ঠান্‌ডা হয়্। [<খীরা হিং]।

খিরাই=[ঢা]—বি. শশা জাতীয় ফল বিশেষ॥ [দেখ খিরা +ই]।

খিরাইল্=[ঢা]—বি. লাল ও চিকন এক প্রকার আমন ধান॥ খিরাইল্ দানে মুরি অয়্।

খিরা খেতের লেত্‌রানি=[ঢা]—অতি পরিচিত বস্তু সম্বন্ধে অজ্ঞতার ভান॥

খিরায্=[য]—বি, খাজানা, কর॥ যমির্ খিরায্ না দিলে যমিন্ নিলাম্ ঐব। [<খরাজ خراج আং]।

খিরাতি=[রা]—বি. দুষ্টামি॥

খিরানি=[সি]—বি. যে পাত্রে দুধ রাখা হয়॥ [<ক্ষীর+আনি প্র.]।

খিরানো=[সি. ম.]—ক্রি. দোহানো॥ গাই খিরাইস্‌সনিরে? [<খির<ক্ষীর+আনো প্র. ; নাম ধাতু]।

খিরাপৈত্যা=[চা]—বিণ. মিষ্টি, সুস্বাদু॥ খিরাপৈত্যা গাসের্ আম্ পাক্‌সে। [<ক্ষীর+আ প্র.+পদ (=যান, প্রকার) +ইয়া প্র.]।

খিরিস্‌ত=[রা]—বি. বিরাম॥ আমার্ জিবনে খিরিস্‌ত নাই। [<ফুরসত্ فرصت আং]।

খিরৈয়ানি=[বা]—বি. এক প্রকার সরু ধান॥ খিরৈয়ানি চা'উলে বালা পোলাওঅয়্।

খিরোল্=[রং]—বি. বাঁশের তৈরী খাঁচা॥

খির্=[চট্ট]—বি. গাছের কষ॥ [<ক্ষীর]।

২=[রং]—বি. পায়েস॥ আজ্ হায়্‌রা খির্ খাইছি। [পূর্বে দেখ]।

খির্‌কা=[কুম]—বি. ফকীরের পোশাক॥ খির্‌কা পরা লোক্‌টা কে? [<খিরক: خرقه আং]।

খির্‌টিকি=[দি, রা]—ক্রি. বিণ. বিবাহের কয়েকদিন পর॥ বিয়ার্ দিন্ দেখালেন্ না, এখন্ খিরকিটিত্ বৌ দেখে কি হবে?

খির্‌খিরা=[রং]—বিণ. শক্ত, ক্ষতি-বাজ॥ খির্‌খিরা সাওয়া। [খিরখির (অনু.)+আ প্র.]।

খির্‌বলি=[রং]—বিণ. ক্ষীরের মত নরম॥ খিরবলি কাপড়্। [<ক্ষীর+বালী হিং প্র.]।

খির্‌শালি=[ব, রা]—বি. <খেঁক-শিয়ালী।

খির্‌সা=[ঢা]—বি. ক্ষীর বিশেষ॥ পাডিহাব্‌ডা পিডাত্ খির্‌সা লাগে। [<ক্ষীর+সা]।

খির্‌সাপতি=[রা]—বি. একটি ধানের নাম॥

খির্‌সাপাত্, শালিনা=[ব] — বি. আমন ধান বিশেষ॥

খিলন্=[নো]—ক্রি. মন্ত্রবদ্ধ করা॥ [খিল<কীল সং (নাম ধাতু)+অন প্র. ; মূল অর্থ কীলকে আটকান]।

২=[দি]—বি. দাঁত খিলাল করিবার সরু কাঠি॥ একটা খিলন্ দাও, দাঁত্ খিলাইতে ঐবে। [<খিলাল خلال আং]

খিলন্ চুংগি, খিলন্ চংগি=[রা]—বি. একটি ধানের নাম॥

খিলা=[সি]—বি. কানের অলঙ্কার বিশেষ। [খিল+আ প্র.]।

২=[চট্ট]—বি. অনাবাদি জমি॥ [<খিল সং=অকর্ষিত ভূমি +আ]।

৩=[ব, য]—ক্রি. বি. খাওয়া॥ ক্যা নাই পান্ খিলায় দুদ্ (য)। [<খিলানা হিং ; খা ধাতুর প্রযোজক রূপ]।

৪=[সি]—অব্য. কি ভাবে ॥ খিলা খাইবাইন্ ? [<কি+না<নাই<লাগি]।

খিলাই=[চা]—বি. আয়া ॥ বাচ্‌চা'র্ বনুলি এক্‌টা খিলাই রাখ্। [দেখ খিলা+ই প্র. ; খাওয়ায় যে]।

খিলাই করা=[য]—ক্রি. দাঁতের ফাঁক সাফ করা ॥ [দেখ খিলন্$_{২}$ +করা]।

খিলা যায়্‌গা=[চট]—বি. পতিত জায়গা ॥ খিলা যায়গা আবাদ্ কর্। [দেখ খিলা$_{২}$+জগহ্ جگہ ফা.]।

খিলানি=[পা]—বি. দাঁত খিলান করিবার কাঠি ॥ [দেখ খিলন্$_{২}$+ই প্র.]।

২=[চা, পা, য]—বি. খাওয়ান ॥ কহির্‌ডারে দুগ্‌গা খিলান্ লাগব্। [দেখ খিলা$_{৩}$]।

খিলাফ্=[কুম]—বি. মুক্ত, শূন্য, ফাঁকা ॥ এত পান্ খায় যে মুখ্ খিলাফ যায় না। [<খিলাফ خلاف আঃ=বিরোধ]।

খিলিন্=[রা]—বি. দাঁতের ময়লা বাহির করার কাঠি ॥ খাওয়ার্ পর্ দাঁতে খিলিন্ দেওয়া উচিত্। [দেখ খিলন্$_{২}$]।

খিলুয়া=[সি]—বি. এক প্রকার নৌকা ॥

খিল্যা=[কুম]—বিণ. খিল, অনাবাদী ॥ খিল্যা যমিতে গরু চ'রে। [দেখ খিলা$_{৩}$]।

খিল্যানো=[পা]—ক্রি. খাওয়ানো ॥ পান্ খিল্যায়্‌নিরে। [দেখ খিলানা]।

খিলোন্=[রা]—বি. ঘরের চালের মধ্যখানের ফাঁক ॥ খিলোন্ দি পানি পৈড়্‌তাচে।

২=[রং]—বি. খিলান্ ॥ বাঁশের্ খিলোন্ দি দাঁতের মাংস বাহির্ কর্। [দেখ খিলন্$_{২}$]।

খিলৈ=[ম]—বি. এক রকম বাজি ॥ বিয়াত্ হাঔ খিলৈ সারে। [<খেল<খেলা+ই]।

খিল্=[চা]—বি. নৌকার মাস্তল আট-কাইবার শলাকা ॥ [<কীল সং]।

২=[রং]—বি. তারকাঁটা ॥ দুইটা নাংগলের্ খিল্ দেন্‌তো মোক। [পূর্বে দেখ ; তুঃ কীল হিং]।

৩=[রং]—বি. তরকারী ॥ কি খিল্ আনিচু ?

৪=[পা, নো]—বিণ. পতিত ॥ খিল্ খেত গরু দে। [দেখ খিলা$_{২}$]।

৫=[সি]—বিণ. শক্ত ॥ যমির মাডি খিল্ ঐ রৈসে। [দেখ খিলা$_{২}$]।

৬=[বা]—বি. বাঁশের খিল ॥ খাবুর্ গাসে খিলের্ লগে আড়ি পাতে। [দেখ খিল]।

খিল্‌কা=[রং]—বি. ফকির সন্ন্যাসীর অঙ্গাবরণ বিশেষ ॥ খিল্‌কা পিন্‌লে কি সাধু হয় ? [দেখ খির্‌কা]।

২=[সি]—বি. মৃতের কাপড়, কাফন ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

খিল্ খেত্=[ম]—বি জঙ্গল তোলা ক্ষেত ॥ [দেখ খিল্$_{৪}$+ক্ষেত্র]।

খিল্‌যমি=[সি]—বি. সদ্য আবাদ করা জমি ॥ [দেখ খিলা$_{২}$+যমীন زمین ফা.]।

খিল্‌ডানো=[ম]—ক্রি. নড়াচড়া করা ॥ পচা মাস্ খিল্‌ডাইস্‌না।

খিল্ তোলা=[সি]—ক্রি. জমি আবাদ করা ॥ [দেখ খিল্$_{৪}$+তোলা]।

খিল্ ধরা=[যঁ]—ক্রি. জবাব বন্ধ হওয়া ॥ [দেখ খিল্$_{৬}$+টরা]।

খিল্‌কা=[রা]—বি. লম্বা আলখেল্লা, জামা বিশেষ ॥ মৌলানা সাব খিল্‌কা পরিছেন্। [দেখ খির্‌কা]।

খিল্ লাগা=[খু]—বিণ. অবশ ॥ [দেখ খিল্$_{৫}$+লাগা]।

খিশরি কালাই=[রং]—বি. এক প্রকার ডাইল ॥ তোর্ খিশরি কালাইর্ ডাইল্ কায়্। [খেসারী+কলাই<কলায় সং]।

খিশামেশা=[রং]—বি. ঘন ভীড় ॥ এত খিশামেশাত্ কি থাকা যায় ? [খিশা অনুঃ+মেশা]।

খিশ্ করা=[রং]—ক্রি. অপরিষ্কার করা ॥ বারির্ আগুনে খান্ খিশ্ কর্‌ছে কে ? [দেখ খিঁচ্+করা]।

খিশ্‌টানো=[য]—ক্রি. খুঁটিয়া তোলা ॥ পুরান্ কথা খিশ্‌টাইলে বালা ঐব না।

খিশ্‌টান্=[ব]—বি. কুকীর্তি ॥ সুড়িক লিয়া খুব্ খিশ্‌টান্ হগ্‌সে। [খিঁচ+টান সহশব্দ]।

খিশ্‌রা=[রং]—ক্রি. দাঁত বাহির করা ॥ দাত্‌না তোক খিশ্‌রান্ কেনে ? [=খিঁচা+ড়া প্র.]।

খিশ্‌রাখিশ্‌রি=[রং]—ক্রি. দাঁত বাহির করিয়া হাসাহাসি ॥ [দেখ খিশ্‌রা ; ব্যতিহারে দ্বিত্ব এবং ই প্র.]।

খিসা=[ফ]—বি. তালের শাঁস ॥

খিসাল্=[সি, চা]—বি. চরিত্র, চাল-চলন ॥ মানুশ্‌টার্ খিসাল্ বালা না। [<খিসাল خصال আঃ]।

খিস্‌না=[রং]—বি. ক্ষীর, শিন্নি ॥ আইজ্ দুয়্‌মার্ খিস্‌না পাকাইছে। [ক্ষীর+সনা প্র.]।

খিল্‌সা=[ম]—বি. পিঠার ভিতরে দেওয়ার জন্য তৈরী গুড় বা বিশেষ রকমের হালুয়া ॥ [দেখ খিরুসা]।

খু

খ়ু=[ফ]—বি. রক্ত ॥ খু বাইর্ ঐ তাসে। [<খুঁ<খুন<খুন خون ফা.]।

খ়ুই=[য]—বি. স্বভাব ॥ মেয়েটার খুই খুব্ খারাপ্। [<খু خو ফা.]।

২=[খু]—বি. <খুকী ॥ এ খুই, এক্টা কথা শুন্তো।

৩=[রং]—বি. পাটের চিক্কন রশি ॥ বেড়া বাধ্তে খুই লাগে।

৪=[রা,ব]—বি. আখের ছোবড়া ও খোসা ॥ শুক্না খুই খড়ির্ কামে লাগে (রা)। [<খোসা<খোশহ্ خوشه ফা.]।

৫=কুম]—বি. খোলস ॥

খ়ুই ঘর্=[ব]—বি.খড়ির ঘর ॥ [<খই<খড়ি+ঘর]।

খ়ুইচ'্যাল্=[পা]—বি. গুপ্তচর ॥

খ়ুইচ্'চ'া=[ক]—অস.ক্রি. খুঁচাইয়া ॥ মাটি খুইচ্'চ'া দানাগুলি পুইত্তা রাখ। [<খুঁচাইয়া]।

খ়ুইয্=[ম]—বি. অনুসন্ধান, খোঁজ, তালাশ ॥ আমি তার্ খুইযে বাইরেলাম্। [<খোঁজ]।

খ়ুইটা লওয়া=[পা]—ক্রি. কুড়াইয়া লওয়া ॥ লিচু'গুলি খুইটা নিয়া আয়্। [<খুইটা=খুঁটিয়া+লওয়া]।

খ়ুইট্যা=[চা]—বি. কবুতর ধরিবার ফাঁদ বিশেষ ॥ সোজু সোজু সেয়ানা খুইট্যা পাইত্যা কৈতর্ দরে।

২=[চা]—অস. ক্রি. ঠোঁট দিয়া ঠোক্রাইয়া ॥ মোরগার দালডি খুইট্যা খাইতাসে। [< খুঁটিয়া]।

খ়ুইট্যান্=[কুম]—ক্রি. অতি ধীরে কাজ করা ॥ [দেখ খুইট্যা, +ন]।

২=[কুম]—ক্রি. খবর বা দয়ার জন্য বার বার অনুরোধ করা ॥

৩=[কুম]—ক্রি. বি. খোঁটা দেওয়া, নখ দিয়া চুলকান ॥ [খোঁটা+আন ; নাম ধাতু]।

খ়ুইট্টা=[চট্ট]—বি. বাঁশের কাঠি ॥ [<কাঠি+আ প্র.]।

২=[চট্ট]—বিণ. সমকক্ষ ॥ [<কোট<কোট্ট+ইয়া ; অর্থ প্র.]।

৩=[কুম]—বি. গরুর লেজ দ্বারা তৈরী পাখি ধরার ফাঁদ বিশেষ ॥ খুইট্টা দিয়া কৈতর্ দরা সহয্।

খ়ুইত্যা=[চা]—বিণ. ভাঙা, দাগী, দোষী, ছিদ্রওয়ালা ॥ এই কাপর্ডা খুইত্যা ঐয়া গেসে। [<খুঁত<ক্ষত +ইয়া]।

২=[রা]—বি. চটের তৈরী এক প্রকার ছোট থলে ॥ [<খুতি+ইয়া]।

৩=[কুম]—বিণ. আহত, আঘাত প্রাপ্ত ॥ [দেখ খুইত্যা]।

খ়ুইত্তা=[চা]—বিণ. খুঁতওয়ালা ॥ এমুন্ খুইত্তা গরু আমি কিন্তাম্ না। [দেখ খুইত্যা]।

খ়ুইদা=[সি]—বিণ. অমিতব্যয়ী ॥ হে বর খুইদা।

খ়ুইদ্যা=[ম]—অস ক্রি. ইচ্ছা করিয়া ॥ খুইদ্যা হাংগা বওয়ার্ কিসের্ গরয্ আসে? [<খুঁজিয়া]।

খ়ুইন্=[সি]—বি. চাউলের কণা, ক্ষুদ ॥ [<ক্ষুদ<ক্ষুদ্র]।

খ়ুইন্যা=[চট্ট]—বিণ. খুনী ॥ খুইন্যা বেডায় বাগি গেইয়ে। [<খুন خون ফা.=ইয়া প্র.]।

খ়ুইন্=[বা]—বি.মাছের গর্ত ॥ খুইনে হন্ কৈরা আত্ দিস। [<খইন< খনি সং]।

খ়ুইন্ল্যা=[ম]—বি. বাঁশের তৈরী মাছ মারার যন্ত্র বিশেষ ॥

খ়ুইয়া=[ম]—বি. ছোট মাছ ধরার জাল বিশেষ ॥

২=[কুম]—অস. ক্রি. <খসিয়া, ধ্বসিয়া ॥ গরের্ বেরাডা খুইয়া প্যাসে।

খ়ুইয়ানো=[কুম]—ক্রি. ধমক দেওয়া ॥

খ়ুইরা=[পা,কু,রা]—বি. ডাঁটা ॥

খ়ুইল্যা=[চট্ট]—বি. চাচা ॥ খুইল্যা আমারে আদর্ করেন্। [খুল<খুল্ল প্রা.+ইয়া প্র. ; সাধু খুড়া]।

খ়ুইল্=[ফ, নো]—বি. হুকার খোল বা মাথার খুলি ॥ এই নৈর্কোল্ডার্ বালা একটা খুইল্ ঐবো। [<খুলি]।

খ়ুইল্লা=[চট্ট]—বি. মেজো ॥ [দেখ খুইল্যা]।

খ়ুইশ্যা=[ম]—অস. ক্রি. গুছিয়া ॥ কাপর্ডা খুইশ্যা ল (লও)। [<খুশিয়া]।

খ়ুইশ্টা=[য]—বিণ. অপরিষ্কার ॥ খুইশ্টা কাম্। [<কুষ্টিয়া<কুষ্ঠ+ইয়া কিংবা<খেঁচড়া]।

২=[ম]—বিণ. খারাপ, বিশ্রী ॥ খুইশ্টা কথা কও কেনে? [পূর্বে দেখ]।

খ়ুইস্যান্=[কুম]—ক্রি. জমিতে ধান গাছ কম হইলে ফাঁকা জায়গায় পুনরায় ধান গাছ রোপণ করা ॥ যমিডা খুইস্যান্ দর্কার্। [দেখ খুইশ্যা]।

খ়ুওয়াড়্=[ম]—বি. খড়ো ঘাস ॥ আমাদের্ খুওয়াড়্ কাটা হয়েসে।

খ়ুংখ়ুংগি=[রং]—বি. বোকাটে স্ত্রীলোক ॥ হেটা এক্টা খুংখুংগি। [খুংখুং অনু.+ই প্র.]।

খ়ুংগি=[রা]—বি. খালুই ॥

২=[ম]—বি. জড়সড় অবস্থা ॥

৩=[খু]—বি. খেজুর গাছ কাটার সময় দা রাখার পাত্র ॥ [দেখ খুংগি]।

খ়ুঁই মারো=[নো]—ক্রি. ধমকানো ॥ খুঁইমারি তাড়াই দাও।

খ়ুঁকিহ্=[রা]—বি. কাশি ॥ [খুঁখুঁ ধ্বন্যা.]।

খ়ুঁচা=[রা]—ক্রি. মাড়ানো, পদদলিত করা ॥ সাপে কামড়্ দিলে গোবর্ খুঁচতে হয় না।

খ়ুঁচি=[রা]—বি. মুড়ি ভাজার সময়

ব্যবহৃত নারিকেলের পাতার বা বাঁশের শলাকা ॥

২=[রা]—বি. ছোট গোলাকার পাত্র বিশেষ ॥ খুঁচিতে জল্‌পান্ দ্যাও [<কুক্ষি সং]।

৩=[দি]—বি. বাঁশের কাঠির তৈরী ঝাটা ॥ খুঁচি দি আগিনা ঝাট্ দেয়্। [পূর্বে দেখ]।

৪=[ব]—বি. বেতের তৈরী মাপের পাত্র ॥ [দেখ খুঁচি]।

খুচ্কানি=[রা]—বি. নাড়া দিবার উপকরণ ॥ [<খোঁচা+নি প্র.]।

খুঁটি=[ব, রা]—বি. অতি ক্ষুদ্র হাড়ি, মৃৎপাত্র ॥ দৈয়ের খুঁটিটার্ দাম্ কত ?

২ =[রা]—বি. তৈলের পাত্র ॥ ঘরে খুঁটি ভরা ত্যাল্ আছে।

খুঁটু=[রা]—বি. ছোট জমিখণ্ড ॥ আউশের্ তিন্ খুঁটু জমিই আমার্ শন্‌বল্।

খুঁট্যা=[রা]—বি. ফলক ॥

খুঁটো=[রা]—বি. ক্ষেত্র ॥ এক খুঁটো জমি।

খুঁড়ি খুঁড়ি=[নো]—ক্রি. বিণ. অল্প অল্প করিয়া ॥ তুই আঁরে খুঁড়ি খুঁড়ি কা বাত্ দেশ্ ? [দেখ খুইট্যা$_{১}$]।

খুঁড়ো=[খু]—অব্য. ওহে ॥ খুঁড়ো তুমি কোথায় গিয়েসিলে ? [< খুড়া =কাকা]।

খুঁচুনি=[নো]—বি. খুঁৎ ॥ কতার্ এতো খুঁচুনি বার্ কৈর্‌লে কি যানা যায় ? [খুঁত+উনি প্র.]।

খুঁশাখুঁশি=[কু]—বি. স্থান পাওয়ার জন্য ব্যস্ততা ॥ এত যায়্‌গা থাক্‌তে খুঁশাখুঁশি করিশ্ ক্যান্ ?

খুক্‌রাহ্=[রা]—বিণ. রাগান্বিত ॥ অত খুক্‌রাহ্ হছিশ্ ক্যান্ ?

খুক্‌শি=[রং]—বি. বাড়ির পিছন ভাগ ॥ [<খুক্‌শি<খুশকী خشکی ফা. ; বর্ণ বিপর্যয়]।

২=[রং]—বি. গলি ॥ কোদাল্‌টা খুক্‌শিত্ আছে, নিয়ে আয়্।

খুক্‌শি মারা=[খু]—ক্রি. নীরবে জড়সড় হইয়া দাঁড়ানো ॥ [দেখ খুক্‌শি +মারা=ডুকাইয়া যাওয়া]।

খুখি=[সি]—বি. কাশি ॥ [দেখ খুঁকিহ্]।

খুগ্‌লা=[য]—বি. খোসা ॥

খুচ'রল্=[চা]—বি. খুন্তি ॥

খুচ'া=[য]—ক্রি. খনন করা। [< খুঁচা]।

২ =[পা]—বি. ধারাল আগবিশিষ্ট কাঠি ॥ [<খোঁচা ; যদ্বারা খোঁচা দেওয়া হয়]।

খুচ'াই=[বা]—বি. শিং কৈ মাছ জিয়াইয়া রাখিবার বাঁশের ফাঁদ ॥ [দেখ খুঁচি$_{১}$+আই প্র.]।

খুচ'া কতা=[সি]—বি. বাঁকা কথা ॥ তোমার্ খুচ'াকতা অশহ্য। [<খোঁচা +কথা]।

খুচ'ানো=[য]—ক্রি. উত্তেজিত করা ॥ [<খোঁচ=আনো প্র. ; নামধাতু]।

খুচি'=[য, রা, সি, খু]—বি. বেত কিংবা বাঁশের তৈরী ছোট আধার বিশেষ ॥ খুচি' মেপে হড়্‌য় দেব (য)। [দেখ খুঁচি$_{২}$]।

২=[ফ]—অস. ক্রি. লাগাইয়া ॥ [<খুচিয়া<খুঁচাইয়া ; দেখ খুচানো]।

৩=[চা, খু]—বি. বড় ডালা, চাঙ্গার, ঝুড়ি, ধামা ॥ খুচি' পাইতা তরকারি আন্। [দেখ খুঁচি$_{১}$]।

৪=[রা]—বি. ভুল ॥

৫ =[পা, কুম]— বি. ছিপি, কোন সংকীর্ণ স্থানে কিছু গুজিয়া দেওয়া ॥ চ'ানে খুচি' দিতে ঐবে।

৬=[রা, দি]—বি. খৈ ভাজিবার বাঁশের কাঠি ॥ লম্বা খুচি না হৈলে খৈ ভাজা জায়্ না। [<খোঁচা+ই প্র.]।

৭=[রং]—বি. আট সের পরিমাণ পাত্র ॥ এক্ খুচি মুড়ি নিয়া জাবা। [দেখ খুচি$_{১}$]।

৮=[কু]—বি. ছোট মাছ ধরার জাল বিশেষ ॥

খুচি' দেওয়া=[ব]—ক্রি. পুরাতন খড়ের চালে স্থানে স্থানে নূতন খড় দেওয়া ॥ [দেখ খুচি'$_{৩}$+দেওয়া]।

২=[ফ]—ক্রি. ক্ষেতের ফাঁকা জায়গায় ফসল লাগান ॥ ধান্ খেতে খুচি' দেও। [পূর্বে দেখ]।

খুচি ধরা=[রা]—ক্রি. ছোটখাট ভুল ধরা ॥ কাজে এত খুচি ধর্‌লে কি চলে ?

খুচু=[রং]—বিণ. বেঁটে লোক ॥ তোর্ নাগা খুচু আর্ নাই।

খুচু'খুচি'=[কুম]—বি. জ্বালা যন্ত্রণা ॥ গাবাচি'র্ খুচু'খুচি'তে বাঁচা যায়্‌ না। [<খোঁচা খুঁচি]।

খুচু'ম্=[সি]—বিণ. লাজুক ॥ খুচু'ম্ অকলের্ নাকান্ লুকাইয়া থাক্‌লো কেনে ? [<খসম خصم আং=স্বামী ; নওশা]।

খুচু'র্ মুচু'রি=[য]—বিণ. দুমড়ানো ॥ কাগর্‌গুলা এ্যাবা খুচু'র্ মুচুরি কৈর‍্যা থুইস্ ক্যা ? [<কুচুরি< কোচর<কোচড়ানো+মুচুরি < মোচড়ানো]।

খুচুর্ খুচুর্=[রং]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চেংরাটা খুচুর্ খুচুর্ করি হাটে। [<খচর মচর ; অনু.]।

খুচু'র মুচু'র করা=[বা]—ক্রি. মনোযোগ দিয়া কাজ না করা ; অপ্রয়োজনে কিছু নাড়াচাড়া করা ॥ এত খুচু'র্ মুচু'র্ কর্‌স ক্যান্ ? [দেখ খুচুর্ মুচুর্]।

খুচে' খাওয়া=[ব]—ক্রি. বিরক্ত করা ॥ [দেখ খুচানো ; খুঁচাইয়া +খাওয়া]।

খুচৈ'=[ফ]—বি. মাছ রাখার পাত্র ॥ [দেখ খুঁচি$_{২}$]।

খুচৈ'ন্=[বা]—বি. সাজি জাতীয় পাত্র ॥ খুচৈ'ন্ আন্ দেখি কিছু মাছ্ ধরা যায় কিনা ? [দেখ খুঁচি$_{২}$+ন]।

২=[বা]—বি. সুতার তৈরী ওচা বা মাছ মারার যন্ত্র ॥ খুচৈ'ন্ দিয়া মাছ্ ধর্।

খুচৈ'ল্=[বা]—বি. ত্রিকোণাকার জাল বিশেষ ॥ খুচৈ'ল্ দিয়া চিংরি মাছ্ ধরে।

খুচ'=[সি]—বিণ. নিম্ন, নিচ ॥ ই বাগাটা খুচ'। [<দেখ খোঁচ : কুঁচ <কুচ (ন)]।

২=[সি]—ক্রি.বিণ. ত্রুটিযুক্ত ॥ কাপর্ সেলাই খুচ' ঐ রৈসে। [<খুঁত]।

৩=[কুম]—বি. দোষ, ত্রুটি ॥ মাই-রাডা মাইন্‌শের্ খুচ' কৈত্তে খুব মযবুত্। [পূর্বে দেখ]।

৪=[সি]—বিণ. আউলা, অসমান, বিশৃঙ্খল ॥ বিস্‌নাডা খুচ' ঐয়া গেসে। [পূর্বে দেখ]।

খুচ' খুইস্যা=[চট্ট]—বিণ. খুস-খুসে ॥ হিআর্ খুচ'খুইস্যা কাশ্ ঐরে। [<খুশ্‌খুশিয়া=খুস্‌খুসে ; ধ্বন্যা.]।

খুচ'ড়ানি=[সি]—বি. নাড়া দিবার উপকরণ ॥

খুচ'ড়ানো=[খু]—ক্রি. উস্কাইয়া দেওয়া ॥ [<খোঁচড়ান]।

খুচ'রা খুচ'রি=[সি]—বি. খুচরা হিসাব ॥ [<খুচ্‌রা<খুদ্‌রা হিং< ক্ষুদ্র সং+রা]।

খুজালু=[রং]—বিণ. স্বেচ্ছায় বদ-মায়েশি করে এমন ॥ খুজালু মেয়ে। [<খুঁজ+আলু প্র.]।

খুজুলি=[দি]—বি. চুল্‌কানি ॥ ওর সারা গায়ে খুজুলি ভরা। [< খুজ্‌লি হিং]।

খুজ্‌না=[রং]—বিণ. যে জিনিস খুঁজে ॥ [<খোঁজন+ইয়া প্র.]।

খুজ্‌লা=[রং]—বি. শয়তানি, দুষ্টামি, বদমায়েশি ॥ মোর্ সাথে খুজ্‌লা করি তোর্ ভাল হবি না। [খিজল خجل আং+আ প্র.=লজ্জিত, অপমানিত ; অর্থ প্র.]।

খুজ্‌লা খুজ্‌লি=[রং]—বি. অন-র্থক ইয়ার্কি বা ঠাট্টা ॥ এত খুজ্‌লা খুজলি ভালা না। [দেখ খুজ্‌লা ; দ্বিত্বভাবে দ্বিত্ব এবং ই প্র.]।

খুজ্‌লানো=[দি]—বি বিরক্ত করা ॥ ছেলেটিকে খুজ্‌লাইস্ না। [দেখ খুজুলি+ আনো প্র.]।

খুজ্‌লিয়া=[রং]—অস. ক্রি. খোঁজ করিয়া ॥ পুলিশ্ খুজ্‌লি কথা নেয়। [খোঁজ+লইয়া]।

খুয্যা=[কুম]—অস. ক্রি. <খুঁজিয়া, চাহিয়া ॥ তার্ কাসেতে খুয্যা টেহা আনিশ্।

খুয্‌লাস্=[সি]—বি. অনুসন্ধান ॥ [খোঁজ ; খাঁজ অনু:]।

খুটা=[বা, রং]—বি. কাঠ ॥ [খুট< কুট+আ]।

২=[রং]—বি. খাট, চৌকি ॥ খুটাত্ বিছ্‌না কর। [খাট+উয়া প্র.]।

৩=[পা]—বি. অতি ক্ষুদ্র হাঁড়ি ॥ দৈয়ের্ খুটাডার্ দাম্ কত? [দেখ খুটি]।

খুটাকাটা=[রং]—বি. মিস্ত্রী ॥ [দেখ. খুটা+ কাট(<কর্তন)+আ]।

খুটা মারা=[চা]—ক্রি. ক্ষতি করা ॥ তর্ বানর্ পথে খুটা মাইর‍্যা থুইসে [দেখ খুটা+মারা ; অর্থ প্র.]।

খুটি=[খু]—বি. মাছের ঝাঁক ॥

২=[পা, রা, দি, চা]—বি. মাটির তৈরী ছোট ঘটি ॥ এক্ খুটি পানি আন্‌চে (রা)।

৩=[সি]—বি. খড়মের বৌলা ॥ খরমর্ খুটি আইর্ আসে কাইন্ নাই। [দেখ খুটা+ই ক্ষুদ্রার্থে]।

৪=[খু]—বি. মাছ আমদানী রপ্ত-তানীর কেন্দ্র ॥ [<খটী<খনি]।

৫=[ম]—বি. ছোট ছেলেমেয়েদের খেলার মাটির. পাত্র বিশেষ ॥ [দেখ খুটি২]।

খুটি আক্‌ড়া=[রং]—ক্রি. জেদ করা ॥ এমন্ খুটি আকুড়েছিস্ কেন্? [<খুঁটি+আকড়া=আকড়ানো]।

খুটি খুটি=[রং]—অস. ক্রি. বিশেষ করিয়া খুঁজিয়া ॥ মরুচ্‌গুলা খুটি খুটি তুলিস্। [<খুটিয়া খুটিয়া]।

খুটি দরা=[চা, রা]—ক্রি. জেদ করা ॥ তুই খুটি দৈর‍্যা রৈলি কেন্ (চা)? [<খোঁটা=কোট (জিদ)]।

খুটিমারা=[চট্ট]—বিণ. অদ্ভুত সুন্দর, লোভ ॥ ই এক্ খুটিমারা পাইলাম্‌নি? [<খুঁত+ই+মারহ্ مرح ফা.]।

খুটি নেওয়া=[রং]—ক্রি. বৃদ্ধা ও তর্জনীর দ্বারা কোন দ্রব্য গ্রহণ করা ॥ [<খুঁটিয়া+নেওয়া]।

খুটিয়ালা=[সি]—বি. কানের উপ-রের অলঙ্কার ॥ খুটিয়ালা আইর্ কাইল্ অনেকে পিন্দে না।

খুটির্ বুড়ি=[রং]—বিণ. বেশী বয়স্ক, অবিবাহিতা ॥ তোকে খুটির্ বুড়ি করি মারবে। [খুঁটি+র (সম্বন্ধে) বুড়ি(বৃদ্ধা)]।

খুটু=[রং]—বিণ. বেঁটে বা খাট ॥ তোর্ মত খুটু আর্ দেখিছু না মুই। [<খাটো<খাট]।

২=[রা]—বি. পিঁয়াজ বা ঐ শ্রেণীর রবিশস্য বুনিবার খালি জমি ॥

খুট্যা=[ফ]—বি. খুঁটি ॥ গরুডা খুট্যার্ সাথে বাইন্‌দা যা। [<খুঁটিয়া <খুঁট+ইয়া প্র.]।

খুট্যাল্=[পা]—বিণ. দুষ্ট, ডান-পিটে ॥ সেলেটা বড় খুট্যাল্। [< খুট(<ধূর্ত সং)+ইয়া+ল প্র.]।

খুটে=[দি]—বি. চেয়ার। [দেখ খুটা]।

খুট্=[বা]—ক্রি. বিণ. থামিয়া পড়ার ভাব ॥ সাগোল্‌টি ক্যান্ খুট্ করে। [দেখ খুটি দরা]।

২=[রং, ম]—বি. <খুঁটি ॥

৩=[সি]—বি. কাপড়ের আঁচল ॥ [<খুঁট<কুট সং]।

৪=[রং]—বি. দফা ॥ এক্ খুটে দুই বছর্ মুই বিদেশেতে আছ্‌নু।

৫=[খু]—বি. সাড়া ॥ পিরসুখের্ খুট্ পাইয়া চোর্ পলাইল্।

৬=[রা]—বি. দাগ ॥ আর্ দুই খুট্ জমি বানাইবার্ বাকি আছে। [<খুঁত<ক্ষত সং]।

খুট্‌খুটি=[সি]—বি. মন ভাজাল ॥ বৌটা খালি খুট্‌খুটি করে। [অনু.]।

খুই্‌খুট্যা=[চা]—বিণ. অতিরিক্ত, বাড়াবাড়ি ॥ খুট্‌খুট্যা খুব্ বেজো। [<খুট্‌খুট্ (ধ্বন্যা.)+ইয়া প্র.]।

খুইপারি=[ম]—বি. বন্দুক ॥ মহাবনে আমার্ শখ্ কিসু খুইপারি কৈরা রাখ্লে। [<খুট<খুঁটি+ পারি< প্রাউরা (<পাড়না হিং)]।

খুইটা=[ম]—বি. পাখী ধরার ফাঁদ বিশেষ ॥

২=[রা]—বি. নাপিত ॥ বাজারে খুইটার কাছে জাব। [খোঁটা ; অর্থ প্র.]।

খুইটি=[কুম]—বি. বা কৌড়া ইত্যাদির শক্ত আবরণ ॥ কোরাড্ খুইটি বান্সে।

২=[ম]—বি. পেছনের দিকে জোর করা ॥ [দেখ খুট্]।

খুইটি করা=[পা]—ক্রি. অগ্রসর হইতে অনিচ্ছা প্রকাশ করা ॥ সাগলে খুইটি কৈর্চে'। [দেখ খুট্]।

খুইটমি=[ঢা]—বি. দুষ্টামি ॥ [দেখ খুট্+মি প্র.]।

খুইনি=[সি]—বি. কথায় কথায় তর্ক ॥ তুমি এত খুইনি করিবায় না। [<কুট্ন (কুট্টন)+ই প্র.=কুট্নী অথবা দেখ খুট্ +নি প্র.]।

খুইট্ বেড়া=[রা]—বি. মুগুর ॥ খুইট্ বেড়া মাথায় হান্। [দেখ খুট্ + বেড়া]।

খুইটলানো=[রা]—ক্রি. চিমটি কাটা ॥ বারে বারে খুট্লাও কেন্?

খুড়া=[নো]—বি. খুঁটি ॥ খুড়া দিয়া গরু বান্। [দেখ খুট্]।

২=[ম]—বি. উপহাস, খোঁটা ॥ খুব শরম্ খুড়া দিও না। [<খোঁটা]।

খুড়া খুড়ি=[কুম]—বি. ঝগড়া ॥ এত খুড়া খুড়ি কিয়ের্? [<খোঁটা খুঁটি]।

খুদনি=[গং]—বিণ. ছোট, ক্ষুদে ॥ খুদ্নি মাছির চাকেও মধু থাকে। [< খুদ (<ক্ষুদ্র)+নি প্র.]।

খুদান্=[পা,চট্ট]—বি.ঠোকর, ঠোঁটের আঘাত ॥ [<√খুদ্ সং+আন প্র. ; নাম ধাতু ; দেখ খুদিয়া]।

খুদাবক্সদি=[ম]—বি. বিবাহ ॥ খুদা-বখ্সি কাবে বাধা দিও না। [< খুদাবখশ خدا بخش ফা.+ই প্র. ; খোদার (কাজ) ; শুভকাজ]।

খুদার্ গর্ দেইখ্যা আসা=[ম]—ক্রি. মারাত্মক ব্যাধি হইতে আরোগ্য লাভ করা ॥ তার্ কলেরা ঐসিল্, খুদার্ গর্ দেইখ্যা আইসে। [<খোদার ঘর দেখিয়া আসা ; বাগ্ধারা]।

খুদি=[রা]—বি. এক প্রকার আম ॥

২=[রং]—বি. চাউলের খুদ ॥ [দেখ খুদ্+ই প্র.]।

খুদি খিরসা=[রা]—বি. আম বিশেষ ॥ [দেখ খুদি +ক্ষীর+ সা]।

খুদিপোনা=[সি]—বি. খুব ছোট পোনা ॥ রায় আশের্ বাচ্'চ'া খুদি পোনা খায়। [<খুদ(<ক্ষুদ্র)+ই+ পোনা (<পোতাধান)]।

খুদিয়া=[রং]—বিণ. খুদযুক্ত, খুঁত বিশিষ্ট ॥ এগুলা একেবারে খুদিয়া চ'াউল্। [খুদ(<ক্ষুদ্র)+ইয়া প্র.]।

২=[সি]—অস.ক্রি. খুড়িয়া ॥ আমার্ বারির্ খাল্ খুদিয়া হে লৈয়া গেসে।

খুদুর্ বুদুর্=[সি]—বি. অস্থি-রতা ॥ তোমার্ খুদুর্ বুদুরের্ লাগি বিশ্‌শাশ্ করি নায়। [অনু.]।

খুদে কাশ্টে=[খু]—বি. গাছের নাম ॥ খুদে কাশ্‌টে গাসের্ পাতা খুব্ সোট। [দেই খুদনি ; ক্ষুদ্র কাষ্ঠ]।

খুদে চ'াচ'া=[খু]—বি. চতুর্থ চাচা ॥ খুদে চ'াচার্ বাসায় থাকি। [খুদ (<ক্ষুদ্র)+এ প্র.+চাচা হিং]।

খুদে শালুক্=[খু]—বি. পুকুরে জন্মে এইরূপ ক্ষুদ্র লতা ॥ [দেখ খুদে চ'াচ'া ; ক্ষুদ্র শালুক]।

খুদ্যা=[চট্ট]—বিণ. খুদে, ক্ষুদ্র ॥ খুদ্যা বোলা। [দেখ খুদিয়া]।

খুদৈরা=[ঢা]—বিণ, ক্ষুদ্র, ছোট ॥ খুদৈরা বল্লায় কামরে যবর্ বিশ্। [<খুদ<ক্ষুদ্র সং+ইরা প্র. ; তুং খুদরা হিং]।

খুন্=[রা, ম]—বি.চাঁটালের কণা ॥ খুদকুড়া খেয়ে বেঁচে আছি (রা)। [<ক্ষুদ্র]।

২=[রং]—বি. দোষ, খুঁত ॥ ইহাড্ কুনু খুন্ নাই। [খুঁত<ক্ষত]।

খুনখুনি=[রং]—বি. অবাস্তিকর কল্পনা বা ভাব ॥ [দেখ খুতখুতি ; অনু.]।

খুনজো=[কু]—বি. খুচরা ॥ টাকাটা নিয়ে খুনজো দাও। [দেখ খুচরাখুচরি ; তুং খুদ্রা হিং]।

খুনদানি=[রা]—বি. পদদলন, দলিত করণ ॥ গরু বাছুরে খুন্দানি করে খেতের ফসল্ নষ্ট করেছে। [দেখ খুদিয়া]।

খুনদানি করা=[রা]—ক্রি. মাতব্বরী করা, পাঁয়তারা ভাঁজা ॥ [কর্দানী کردانی ফা.]।

খুনদি=[খু]—বি. প্রত্যেক ॥ [< খুদ<ক্ষুদ্র+ই প্র.]।

খুনবুদি=[ম]—বি. সন্দেহ ॥ কোন কাবে খুন্বুদি থাকা ভালা নয়। [খুদবুদ (অনু.)+ই প্র.=খুঁতখুঁত]।

খুদ্ মানকি=[সি]—বি. থানকুনি গাছ ॥ খুদ্‌মানকির্ রশে খোরাইর্ কাম্ অয়। [ব<ক্ষুদ্র+মাণিক্য]।

খুদ্রা=[সি]—বিণ. অপ্রাপ্ত বয়স্ক ॥ খুদ্রা গরু দান্ খাইলাইলো। [<ক্ষুদ্র +রা প্র.]।

২=[সি]—বি. এক প্রকার শাক ॥ খুদ্রা শাক্ খাইতে মন্দ নায়।

খুদরি=[রা,ব]—বিণ. ছোট ॥ খুদ্রি আলুর্ দাম্ কত? [<ক্ষুদ্র+ রি প্র.]।

খুথি=[পা,রা]—বি. জামার পকেট ॥ হাফ্ শার্টে তিন্‌টি খুথি থাকে। [দেখ খুতি]।

খুনা=[ম]—বিণ. নষ্ট, খোয়া ॥ একটা পয়সাও খুনা যায় নাই। [<খোয়া (<ক্ষয় সং)+ন+আ প্র.]।

খুনি=[খু,ম]—বি. গাছির গাছকাটা দা রাখার পাত্র ॥

২=[খু]—বি. ছোট ভাঁড় ॥ খুনিহ্ কি?

৩=[রং]—বি. কাছারী ঘরের সামনের প্রশস্ত জায়গা ॥

খুনু=[ম]—ক্রি. বিণ. এক্ষণে॥ আমি যাব খুনু তুই যা। [<ক্ষণ+উ প্র.]।

খুনুশ্=[চা, ম]—বি. রাগ, প্রতি শোধ গ্রহণের ইচ্ছা ॥ হের্ পাই আমার্ খুনুশ্ রৈয়া গেসে। [<খুন (<খুন خون ফা.)+শা প্র.]।

খুন্ অওয়া=[চা]—ক্রি. হয়রান হওয়া ॥ কাইন্দা খুন্ ঐয়া গেল্। [দেখ খুনুশ্ ; খুন+হওয়া ; অর্থ প্র.]।

খুন্ করা=[চা]—ক্রি. সর্বহারা করা ॥ ডাকাইতে আমারে একুকেলে খুন্ কৈরা গেসে। [দেখ খুন্ অওয়া]।

খুন্খুইন্যা=[নো]—বিণ. ঈষৎ দুর্গন্ধ যুক্ত, ভ্যাপসা ॥ তার্ গাউত্ খুন-খুইন্যা বাশ্। [<খুন খুন (অনু.)+ইয়া প্র.]।

২=[চা]—বিণ. অতিরিক্ত ॥ আমার্ নানায় খুন্খুইন্যা বুরা ঐয়া গেসেগা। [অনু.]।

খুন্খুনে=[য]—বি. বাঁশের শলাকার তৈরী মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

খুন্ খেরাবত্=[চা]—বিণ. অস্থির, হয়রান ॥ পোলডা বাতের লেইগ্যা খুন্ খেরাবত্ ঐয়া যাইতাসে। [<দেখ খুন (<খুন خون ফা.)+খারাব خراب আং +ত প্র.]।

খুন্চ'া=[বা]—বিণ. পাত্রের গভীরতা ॥ পাতিলটার্ বেশি খুন্চ'া নাই। [<কুন্চা<কুঞ্চন]।

২=[বা]—বি. বাঁশের তৈরী পাত্র বিশেষ ॥ খুন্চ'ায় কৈরা মুরি খাইতে দাও। [দেখ খন্চ'া]।

খুন্চুন্‌না=[চট্টি]—বি. এক প্রকার বাদ্য যন্ত্র ॥ [<খঞ্জনি]।

খুন্যাতি=[নো]—বিণ. গর্ভধারিণী ॥

খুন্খুরি=[পা, কু, রা]—বি. গোসাপের চর্মে তৈরী বাদ্যযন্ত্র বিশেষ ॥ খুন্খুরি সাড়া যারি গান্ গাওয়া যায়্ না (পা)। [<খঞ্জরি <খঞ্জনি]।

খুন্টান্=[সি]—ক্রি. চিমটি কাটা ॥ খুন্টাইওনা। [<খুঁটান]।

খুন্ডি=[রং]—বি. বাহির বাড়ির উঠান ॥

খুন্ডু=[ম]—বিণ. প্রাচুর্য, আধিক্য ॥ বিলে মাসের্ খুন্ডু। [<কুণ্ড]।

খুন্তা=[খুব]—বি. খন্তি, মাটি খোড়ার যন্ত্র ॥ [<খন্তা<খনিত্র সং]।

খুন্দ=[খু]—বি. সুড়ং ॥ [<খনদক خندق ফা. কিংবা কন্দহ کنده ফা.]।

খুন্দড়ু=[ক]—বি. গুপ্তস্থান, আঁধার কোঠা ॥ খুন্দড়ো হামাইয়া বৈ রৈসো কিতা, বারও। [<খোঁদল<খোঁড়ল <কোটর সং ; তুঃ খুচল হিং]।

খুন্দল্=[সি]—বি. গুপ্ত আশ্রয় ॥ খুন্দলর্ পেচ'া। [পূর্বে দেখ]।

খুন্দা=[সি]—বিণ. গাছের গোড়া খুঁদিয়া তৈরী নৌকা ॥ [<খোঁদ [<√ক্ষুদ্ সং)+আ প্র. ; তুঃ কুন্দহ্ کنده ফা.]।

খুন্দুপ্=[খু]—বি. গর্ত ॥ পথটাত্ বড় খানা খুন্দুপ্ হয়ে গেইসে। [দেখ খুন্দ]।

খুন্দ্যা=[রা]—বি. অন্বেষণ ॥

খুন্ মুনিষ=[কুম]—বি. পুলিশ ॥ (<খুন (<খুন خون ফা)+মুনিষ্য< মনুষ্য সং]।

খুন্শা=[রা]—বি. ধমক ॥ [দেখ খুনুশ্]।

খুন্শালা=[য]—বি. গুপ্ত হত্যা ও অত্যাচারের স্থান ॥ আগে রাযারার্ খুন্শালা আসিল্। [খুন+শালা]।

খুন্শুড়ে=[খু]—বিণ. হিংস্রক ॥ শে একটা খুন্শুড়ে লোক্। [দেখ খুনুশ্+রে প্র.]।

খুন্সাতি=[য]—বি. ছাতা বিশেষ ॥

খুপি=[পা]—বি. ঘরের বেড়া ॥

২=কুম]—বিণ. সুন্দর, নয়নাভিরাম ॥ [<খুব خوب ফা.+ই]।

৩=[য]—বি. মোরগ মুরগী থাকিবার স্থান ॥ [খোপ (<কূপ)+ই]।

খুপ্‌রি=[রং]—বি. ছায়া ঘর, ছোট্ট ঘর ॥ [<খোপ(দেখ খুপি$_{৩}$)+রি]।

খুপে খুপে=[রং]—ক্রি. বিণ. হঠাৎ, একটির পর একটি ॥ [দেখ খুপি ; খোপ+এ বিভক্তি]।

খুপ্=[ম]—বি. খোপা ॥ 'কৈন্যার্ মাথাত্ পন্‌চ' খুপ্।' [<খোপা]।

খুপ্‌চি খুপ্‌চি=[রং]—ক্রি. বিণ. বারে বারে, ইতস্ততঃ ॥ খুপ্‌চি খুপ্‌চি টাকা না দিয়ে একবারে দে। [দেখ খুপে খুপে]।

খুপ্‌টি=[চা]—বি. কামরা ॥ দলানের্ হেই খুপ্‌টিত্ কেডায় থাকে? [দেখ খুপুরি]।

খুপ্‌পুত্=[রং]—ক্রি. বিণ. হঠাৎ ॥ খুপ্‌পুত্ করি ধর্। [ধ্বন্যা,]।

খুপ্‌রি=[রং]—বি. ছোরা, তলোয়ার ॥ [<খুরপি<খুরপ্র ; বর্ণ বিপর্যয়]।

২=[বা, ক, চা]—বি. জানালা ॥ ঘরে খুপ্‌রি রাখন্ বালা। [দেখ খুপি$_{৩}$; খোপ+রি]।

খুফা=[ম]—ক্রি. পোঁতা ॥ বাঁশ্‌টা খুফ্।

খুফি=[কুম]—বি. সৌন্দর্য ॥ চুলে মাথার্ খুফি বারায়। [দেখ খুপি]।

খুফিয়া=[চট্টি]—বিণ. যাহা সাধারণের জন্য নয় ॥ খুফিয়া পথ্। [খুফ্‌য়ঃ خفيه আং=গুপ্ত]।

২=[সি]—বি. নেকড়ে বাঘ ॥

খুবি=[য]—বি. হাঁস মুরগীর বাসা বিশেষ ॥ খুবিতে দ্যাখ্ দুইডা ডিম্ আসে। [দেখ খুপি$_{৩}$]।

৩=[বা]—ক্রি, বিণ. অনেক ॥ আর্ দেওয়া যায়্ না, খুবি দিয়েসি। [দেখ খুপি$_{২}$]।

৩=[নো]—বি. ফাঁকা জায়গা ॥ এই খুবিতে বর্‌শি ফেল্। [দেখ খুপি$_{৩}$]।

খুবিয়া বৈজা=[চট্ট]—বি. চোরা পথ ॥ তার্ বাইত্ একটা খুবিয়া বৈজা আসে। [দেখ খুফিয়া+পহ প্রা<পথ সং]।

খুবেই=[রা]—ক্রি. বিণ. খুবই ॥ মেয়েটা মোর্ খুবেই ভাল লাগিছে। [দেখ খুপি২]।

খুব্‌চি কাটা=[রা]—ক্রি. কিছু রাখিয়া দেওয়া ॥ খুবচি কেটে জিনিশ্ দেওয়া ; তোমার্ অভ্যাশ্। [দেখ খপি খোপ+চি]।

খুব্‌রি=[চা]—বি. ছোট ঘর ॥ গরিব্ লোক্ কোনু রহমে খুবরিতে থাহে। [দেখ খুপুরি]।

খুমন্, খুমনি=[রা]—বি. একটি ধানের নাম ॥

খুমা=[খু]—বি. গাছের পাতার বোঁটা ॥ খাযুরের্ খোমা শুকাইয়া বালান্ যায়।

খুমাইর্=[রং]—বি. পিষ্টক তৈরীর জন্য গোলা আটা ॥ হেগিলা কেমন্ খুমাইর্ করিলু তুই ? [দেখ খামিরা]।

খুমানো=[চা, কুম]—ক্রি. রাগ বা জোর দেখানো ॥ যার্ তার্ লগে খুমাইলে কি ঐব্ ?

খুমারাগি=[ম]—বিণ. বদরাগী, ভিতরে ভিতরে রাগ হয় যে ॥ খুমা-রাগি লোক্‌দের্ বিশ্‌শাশ্ করা উচি'ত্ না। [দেখ খুমানো ; খুমা+রাগ+ই প্র.]।

খুমারি=[সি]—বি. অহংকার ॥ লোক্‌টার্ মনের্ খুমারি বেশি। [দেখ খুমানো ; খুমা+রি প্র.]।

খুমি=[খু]—বি. জিদ ॥ সেলেটা খুমি করে বশে আসে, ভাত্ খাবে না। [দেখ খুমানো]।

খুমুল্=[বা]—বি. আমন ধান বিশেষ ॥

খুমার=[রা]—বি. উত্তেজনা, কামোন্মাদনা ॥ গরুডার্ খুম্যার্ ঐছে। [খুমার خمار আং=নেশা]।

খুমো=[ম]—বি. রাগ, অভিমান ॥ তোমার্ খুমো আমার্ শয্য হয় না। [দেখ খুমি]।

খুর্=[সি]—বি. উইয়ের ঢিপি ॥ গরর্ কোনাত্ খুর্ আসে।

খুর্‌কুরা=[সি]—বিণ. খুব তাজা, স্বাস্থ্যবান ॥ [অনু.]

খুর্‌খুরা=[সি]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ খুরখুরা খাশি। [দেখ খুর্‌কুরা]।

খুর্‌খুর্=[রং]—বিণ. ভারী, ওজন বিশিষ্ট ॥ বাইশ্ কি খুরখুর্ ওজনুরে। [অনু.]।

খুর্‌চ'া=[ম]—বি. কাঠের গামলা ॥ [দেখ খুরচ'া২]

খুর্‌টা=[সি]—বি. খামচা, চিমটি ॥ পুরাডা খালি খুর্‌টা দেয়্।

খুর্‌মতে=[রং]—ক্রি. বিণ. প্রচুর পরিমাণে ॥ খুরমতে খাবার্ খালুঁ। [<খুব (<খুব خوب ফা.) + মত +এ বিভক্তি]।

খুর্‌রানো=[খু]—ক্রি. রাগের সহিত দৃষ্টিপাত করা ॥ [দেখ খুমারি+আনো প্র.]।

খুর্‌শা=[রা]—বি. বকুনি ॥ তোমার খুরশাতে ডর্ করি না। [দেখ খুনশা]।

খুয়া=[ম, সি]—বি. কুয়াশা, কুহেলিকা ॥ [<কুহা সং]।

২=[খু]—বি. <খোকা ॥ এ খুয়া তোর্ নাম্ কি ?

৩=[ম]—বি. পাথরের কুচি ॥

খুয়ান্যা=[কুম]—বিণ. নষ্টকারী ॥ পোলাডা ববর্ খুয়ান্যা। [খোয়া (<ক্ষয়)+ন+ইয়া প্র.]।

খুয়ানো=[কুম]—ক্রি. অনুপস্থিত থাকা, কামাই করা ॥ [দেখ খুয়ান্যা ; নাম ধাতু]।

খুয়া মেগ্=[চা]—বি. অতি ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাবিশিষ্ট বৃষ্টি ॥ খুয়া মেগে ইলিশ্ মাস্ ধোয়ায়। [দেখ খুয়া+মেঘ]।

খুয়াড়্=[কুম.]—বি. খাঁচা ॥ গরে একটা খুয়ারের্ দরকার্। [<খোঁয়াড়]।

খুরত্=[চট্ট]—বিণ. <খুড়তুত, চাচাতো ॥ ইতে আর্ খুরত্ বাই।

খুরনো=[ম]—ক্রি. রোধ করা ॥

খুরল্=[সি]—বি. গুপ্ত আশ্রয় ॥ [<খোড়ল]

খুরা=[পা]—বি. পায়া ॥ [<ক্ষুর সং+আ]।

২=[সি]—বি. পায়ের পাতা ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[কুম]—বি. উঁচু জায়গা ॥

৪=[ক]—বি. মাটির বাসন ॥ গরিবেরা খুরাত্ বাত্ খায়। [< আব খোরহ্ آب خوره ফা. ; স. শ.]।

খুরাপ্=[রা]—বি. গবাদি পশুর খুরের ব্যারাম বিশেষ ॥ গরুডার্ খুরাই হচে। [<খুর<ক্ষুর+আই প্র.]।

খুরালি=[পা, কু, রা]—বি. গোশালার আবর্জনা ॥

খুরানো=[বা]—ক্রি. প্রসবের সময় বাচ্চার পায়ের অংশ দেখা দেওয়া ॥ [<ক্ষুর+আনো ; নাম ধাতু]।

খুরি=[কুম]—বি. গাছের কচি পাতা ॥ গাসের খুরি মেলুসে। [<কুঁড়ি]।

২=[রা]—বি. <খোঁয়াড়, রাত্রে গরু থাকার স্থান ॥

৩=[কুম]—বি. কাকী ॥ [<খুড়ী (<ক্ষুদ্রী)]।

৪=[রং]—বি. এক প্রকার ওজন ॥ তিন্ খুরি ধান্ দাও।

৫=[রং]—বি. কটোরা, পাত্র বিশেষ ॥ তার্ হাতে তেলের্ খুরি আছে। [দেখ খুরা৪]।

৬=[ম]—বি. ক্ষুর ॥ খুরি দা দাবি কামায়্। [<ক্ষুর+ই]।

৭=[সি]—বি. পা ॥ বাস্তুরের্ খুরি বার্' ঐসে মল্‌দি টানি বার্ করো। [<ক্ষুর+ই]।

খুরুইল্যা=[কুম]—বিণ. খিট-কেলে ॥

খুরুলে=[খু]—বি. হুতুমপেঁচা ॥ [<খোড়ল+এ প্র.=যে খোড়লে থাকে]।

২=[খু]—বি. গর্তযুক্ত, এবড়ো-খেবড়ো ॥ মাস্'খাস্টা বড় খুরুলে হয়ে গেসে। [পূর্বে দেখ]।

খুরো=[ক, ব, কুম]—বি. পায়াদির পায়া ॥ খাটটার খুরো নেই। [দেখ খুরা]।

খুর‍্যা=[ক]—বি, পায়া ॥ কিরায় খুর‍্যা খুইল্যা গেসে। [দেখ খুরা]।

খুর্=[ব]—বি. বাঁশের অংশ বিশেষ॥ খুরগুা আন্ দেহি।

খুর্‌কি=[চট্ট, নো]—বি. কোদাল জাতীয় যন্ত্র বিশেষ॥ খুরকি দিয়া ধান্ কোড়ায়। [দেখ খুপ্‌রি]।

২=[কুম]—বি. জানালা ॥ খুরকি দিয়া গরো বাতাস্ আইয়ে। [খিড়কি <খড়কী]।

খুর্‌খুন্দ=[রা]—বি. উল্লাস ॥ অত খুরখুন্দ কিসের ? [খুর্‌খুন্দহ خرسند ফা. = সুখী]।

খুর্‌খুরাই=[চট্ট]—ক্রি. বিণ. আল-গোছে, আস্তে ॥ লাংগল্ খুরখুরাই চ'লে। [<খুরখুর (অনু.)+আ+ইয়া প্র.]।

খুর্‌খুরি=[ঢা]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার ফাঁদ ॥

খুর্ খুর্ করা=[ঢা]—ক্রি. ছেলে-মেয়েদের অযথা এইটা সেইটা নাড়াচাড়া করা, শয়তানী করা ॥ তর্ আত্ পাও এত খুরখুর করে ক্যান্ ? [দেখ খুর্‌খুরাই]।

খুর্‌চা'ন্=[সি]—বি. নারিকেল কুরানি। [খুরচনী হিং]।

২=[রা]—বি. ঝিনুক॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

খুর্‌চি=[রা]—বি. মাঠের কাজে ব্যবহৃত লোহার অস্ত্র বিশেষ॥ [< খুরপি<ক্ষুরপ্র সং+ই প্র.]।

খুর্‌পা=[রা]—বি. ক্ষেতনিড়ানী॥ কাবার্ বাড়ি হতে একখানা খুরপা আন্। [দেখ খুপ্‌রি]।

খুর্‌পাই=[ব]—বি, বাঁটালি॥ পাথরে খুরপাইটা ঘসে নে। [দেখ খুরপা +ই]।

২=[রং]—বি. নারিকেল মালার তৈরী মাপের পাত্র ॥ খুরপাই দিয়া চাউল মাপ্।

খুর্‌পাকা=[ঢা]—বি. পায়ের তলার এক প্রকার রোগ॥ খুরপাকা উঠলে পায়ের তলি গদি উইয়া যায়। [ক্ষুর +পাকা]।

খুর্‌পি=[রা]—বি. ঘাস ইত্যাদি নিড়াইবার অস্ত্র বিশেষ, ছোট কোদাল॥ খরপি দি মাটি কাড়ন্ যাইব না। [দেখ খুপ্‌রি]।

২=[রা]—বি. চামড়া কাটিবার এক প্রকার যন্ত্র॥ [পূর্বে দেখ]।

খুর্‌কি=[চট্ট]—বি. ক্ষেত নিড়ানোর জন্য ব্যবহৃত ছোট কোদাল॥ [দেখ খুরপি]।

২=[ক]—বিণ, বাঁকা ॥

খুর্‌বুরা=[রং]—বিণ. চটপটে ॥ বেশ্ত এলা খুর্‌বুরা হছিস্। [খুরবুর (অনু.)+আ প্র.]।

খুর্‌বুর্=[ঢা]—বি. নড়াচড়া, চঞ্চলতা, দুষ্টামি ॥ সেরিডায় মুখ খবর্ খুরবুর্ করে। [অনু.]।

খুর্‌বুয়্=[চট্ট]—বি. ফুটি ॥ বালুয়া খুরবুয় গন্ ন লাগে। [<খরবুয<খর্-বুযহ خربوزه ফা.]।

খুর্‌লি=[সি]—বি, এক প্রকার পাখী ॥

খুরশাল্=[ব, রা]—বি. ইক্ষু মাড়াই কল, আখের গুড় তৈরীর স্থান।

খুর্‌শি=[রা]—বি. মরামাস॥ মাথাটা খুরশিতে ভরে গেসে। [< খুক্‌শী <খুশ্‌কী<খুশক্ خشک ফা.+ই]।

খুর্‌শুত্=[ম]—বি. <খরস্রোত॥ গাংগের খুরশুতে কেমনে নাও বাইয়ায় ?

খুলাস্=[সি]—বি, কোষা॥ [< খোলস] ।

খুলা=[কু]—বি, খামার, যে স্থানে মাড়া ও ঝাড়া হয় ॥ [দেখ খলা]।

খুলা জ্বালা=[ব]—ক্রি. চুলী জ্বালানো॥ খুলা বালাও। [<খুলা(=চুলা)+ জালা(<জ্বালানো)]।

খুলা মটর্=[ব]—বি, ট্রাক, লরী॥ [<খোলা+মোটর+motor ইং]।

খুলি=[রং]—বি. বাঁশের খুঁটি ॥ [< খিলি<কীলক সং]।

২=[পা]—বি. বাড়ির বাইরে গরু বাছুর বাঁধিবার বা ধান মাড়াইবার স্থান॥ [দেখ খুলা]।

খুলি বাড়ি=[রং]—বিণ. বহির্বাটী॥ খুলিবাড়ি হতে আস্‌নু। [দেখ খলা+বাটী]।

খুলু=[সি]—বি. কাঠের তৈরী ইক্ষু মাড়াই যন্ত্র ॥

২=[পা]—বি.<কলু, তৈলকারি॥ আমাদের গায়ে তিন্ গর্ খুলু আসে।

খুলুর ন্যাতা=[কু, ব, ক]—বিণ. খুব ময়লা, অপরিষ্কার॥ কাপড় চোপর্ সব খুলুর ন্যাতা হয়েসে। [<কলু+র (সম্বন্ধে)+নেতা<নক্তক সং]।

খুল্=[সি]—বি. কলাগাছ বা নারিকেল গাছের খোল ॥ [<খোলস]।

২=[সি]—বি. সুপারি পাতার নিম্ন-ভাগের চেপ্টা অংশ॥ খুলখানা দিয়া একটা ব্যাগ্ তৈরি কর্। [<খোল]।

খুল্‌খুইল্যা=[কুম]—বিণ. ফাঁকা॥ খুলখুইল্যা জিনিস্ ওযনে হাল্‌কা। [< খোলা খোলা]।

খুল্ খুলা=[সি]—বিণ. সারশূন্য॥ এই কাষ্টটা খুলখুলা। [দেখ খুলখুল্যা]।

খুল্‌খুলি=[রং]—বি. খাল কাটিয়া মাছ ধরিবার প্রক্রিয়া॥ এই খুলখুলিত্ কেমন্ মাছ্ উঠছে ?

খুল্‌খুল্যা=[নো]—বিণ.সুপরিসর॥ [দেখ খুলখুইল্যা]।

খুল্‌তি=[রং]—বি. বহিরাঙ্গন॥ [খোল<খোলা+তি প্র.]।

খুল্‌না=[রা]—বি. মুরগী রাখিবার ছোট ঘর ॥ [দেখ খুলনা]।

খুল্‌পল্=[রা]—বি. মাছ ধরার ফাঁদ বিশেষ ॥

খুল্‌পো=[ব]—বি. মাছ ধরিবার ফাঁদ বিশেষ॥

খুল্‌খুলান্= [রং]—ক্রি. নাড়ানো হওয়া ॥ মাছ খাওয়ায় জন্যে আমার মনটা খুলখুলায়। [<খুলখুল (অনু.) +আন প্র. ; নাম ধাতু]।

খুন্সি=[য]—বি. অনসত্তা ॥ কাবে খুনসি কর কেন্ ? [<কুচ্ছেনি]।

খুন্তা=[রা]—বি. হাঁস মুরগী রাখার ছোট ঘর ॥ [<খোল+আ প্র.]।

২ =[চট্ট]—বিণ. চতুর্থ।

খুন্‌খুনুর্, খুন্‌খুনুর্=[কুম]—অব্য. খুন্‌খুন্ শব্দ ॥ খুন্‌নুর্ খুন্‌নুর্ করি বাজি কানে। [ধ্বন্যা.]।

খুন্ত্যা=[য]— বি. মাছ ধরণ ॥

খুন্‌টি=[চট্ট]—বি. পাহাড়ে ঘিরা নিম্ন সমতলভূমি ॥

খুশা=[য, পা]—ক্রি. গুঁজা, ঢুকান ॥ টাকাগুলো আমার্ হাতে সে খুশে দিল্ ।
[√খুশ্]।

খুশা খুশি=[পা]—ক্রি.বিণ. ব্যস্ততা ঠেলাঠেলি ॥ এত যাগা থাক্‌তে খুশাখুশি করস্ ক্যা ?

খুশি=[রা]—বি. নারিকেলের গাছের গোড়ার পাতলা আবরণ বিশেষ ॥ [<কোশ+ই]।

খুশি বাশি মতন্=[ম]—ক্রি. বিণ. আনন্দিত মনে ॥ খুশিবাশি মতন্ খানা-পিনা কর্‌তাম্ দিলা না। [<খোশবাশ خوش باش ফা.+ই প্র.]।

খুশে=[চা]—ক্রি. বিণ. খুশীর সহিত, স্বেচ্ছায় ॥ খুশে না আইলে ধোর্ কৈরা আন্‌বি। [<খোশ خوش ফা. +এ বিভক্তি]।

খুশো=[ক]—বিণ. রসিক ॥ যামাইটা বর খুশো। [দেখ খুশে ; খুশ+উ]।

খুশ্‌কি=[পা]—বি. মাথার মরলা ॥ মাথার বৈদ্যো এক্ পাদি খুশ্‌কি হৈর্‌চে [<খুশ্‌কি خشکی ফা.]।

খুশ্‌টা=[বং]—বিণ. কৃপণ, কটু-ভাষী ॥ ঐ খুশটা কি টাকা দার্ দের্ ?

২=[পা, ম]—বিণ. জঘন্য, নোংরা ॥ [<কুষ্ঠ+আ প্র.]।

খুশ্‌ট্যা=[পা]—বিণ. অসংগত ॥ খুশ্‌ট্যা কাবে আমার্ মত্ নাই ॥ [দেখ খুশ্‌টা,]।

খুশ্‌নি=[খু]—বি. নিড়ানি ॥ [খুশ্+নি প্র.]।

খুশ্‌নে=[পা]—বি. কোঁচা, ছিলকা ॥ [<কোশ<কোষ সং+নে]।

খুশ্‌খুইশান্=[ম]—ক্রি. অযথা বিলম্ব করা ॥ খুস্‌খুইশান্ কি লাইগ্যা ? [<খুশ খুশ(অনু.)+আন প্র.]।

খুস্‌খুস্=[রা]—বি. জড়সড় ভাব, মৃদু শব্দ ॥ তুমি খুস্‌খুস্ কৈর্‌ছো কেন্ ? [দেখ খুস্‌খুইশান্]।

খুস্‌সি=[রা]—বি. জলচৌকি ॥ খুস্‌সিটায় বও। [<কুরসী کرسی আঃ]।

খুসা=[সি]—বি. ঘা, আঘাত ॥ [<খোঁচা]।

খুসি=[কুম]—বি. কারো অগোচরে নিন্দাবাদ ॥ লোক্‌টা খুসি কথায় উস্‌তাদ্। [<কুচ্ছা<কুৎসা]।

২=[সি]—বি. বাঁশের তৈরী চাউল মাপার আড়াই সেরী পাত্র ॥ [দেখ খুছি,]।

খুসি কওয়া=[কুম]—ক্রি. বদনাম রটান ॥ আমি কারো খুসি কৈ নাই। [দেখ খুসি+কওয়া]।

খুসিকথা=[কুম]—বি. একজনের কাছে অন্যের নিন্দাবাদ ॥ খুসিকথা কৈও না। [দেখ খুসি+কথা]।

খুস্=[সি]—বিণ. কুঁচকানো ॥ হারাদিন্ মানুশ্‌টার্ কপাল্ খুস্ থাকে। [<খোঁচ(কুঞ্চন)]।

খুহি=[রা]—বি. গর্ত ॥ ইঁদুরে ঘরো খুহি কর্‌ছে। [দেখ খুপি,]।

খে

খেই=[খু]—বি. মাদী কুকুর ॥ [<খেঁকী]।

খেইংরা=[ম]—বিণ. হালকা, পাতলা ॥ খেইংরা লোক্। [<খেঙ্‌রা<খিধরা]

খেইড়্=[খু]—বি. খেলার সাথী ॥ [<খেড়ী<ক্রীড়ক]।

খেইত্যাল্=[চট্ট]—বি. ক্ষেতওয়ালা ॥ [<খেত<ক্ষেত্র সং+ওয়াল প্র.]।

খেইড়্‌রানি=[খু]—বি, মস্করা ॥ গুরু-জনের সংগে খেইড়্‌রানি ভাল না। [দেখ খিড়্‌ছেনি]।

খেইন্=[ক, নো]—বি. সময় ॥ কোন্ খেইনে কার্ কি অয় কওন্ যে ॥ যায় না। [<ক্ষণ]।

খেইন্‌চা=[ম]—বি. লোভী, বার বার কোন জিনিস চাহিয়া বিরক্ত করে যে ॥ লোক্‌টাঁ বর খেইন্‌চা।

খেইপ্‌ত্যা=[পা]—বিণ. ক্ষেপা, ক্ষিপ্ত ॥ [<ক্ষিপ্ত]।

খেইর্=[ম]—বি. সঙ্গী, জুড়ি ॥ খেলার ভালা খেইর্ হওয়া চাই। [দেখ খেইড়]।

২=[সি]—বি. মামলা ॥

৩=[সি]—বি. খেলা ধুলা ॥ আইও কত খেইর্ খেইর্ খেলাই। [<খেইড় <ক্রীড়া]।

খেইল্যা=[কুম]—অস. ক্রি. খেলা করিয়া ॥ এহন্ খেইল্যা আইসি। [খেলিয়া]।

খেইল্যা যাওয়া=[কুম]—ক্রি. ডুবিয়া যাওয়া ॥ আমারে নৌকাডা খেইল্যা গেল্।

খেইল্=[কুম]—বি. <খেলা ॥ বল্ খেইল্ দেখ্‌তাম্ যামু।

খেইল্ খুন্=[চট্ট]—বি. খেলাধূলা ॥ [দেখ খেইল্+কোদ(<কূর্দন) ; যুগ্ম শব্দ]।

খেইল্ বরন্=[ঢং]—বি. অভিলাষ ॥ কার্ লাগ্যা এই খেইল্ বরন্ ? [দেখ খেইল্+বরণ]।

খেইসাল্=[ম]—বি. আবর্জনা ফেলিবার জায়গা ॥ খেইস্যালে যাইয়্ না। [দেখ খাইসাল্]।

খেইল্ পাট্=[কুম]—বি. ছোট পাট ॥ [কেচি<কচি+পাট]।

খেইস্ সাল্=[কুম]—বিণ দক্ষ। মানুশ্টা খুব খেইস্সাল্।

খেউ=[সি]—বি. <খড় ॥

খেউক্কা=[বা]—বিণ. যে বেশী কথা বলে। [<খেউ (ধ্বন্যা.)=খেউ খেউ+ক+আ প্র.]।

খেউটানি=[ফ]—বি. যে কাষ্ঠ খণ্ড দ্বারা চুলার আগুন উস্কাইয়া দেওয়া হয় ॥ খেউটানি দিয়া যাল্ চে'তাইয়া দ্যাও।

খেউড়া গাযি=[ব]—বিণ. তালপাতার সিপাই ॥ তোরাও খান্দানি খেউড়া-গাযি। [<খেড়<খড়+উয়া+গাযী غازى আং]।

খেউতামি=[বা]—বি. তামাশা ॥ ও এমন্ মানুশ্ যে, খেউতামি বুযে না।

খেউদ্=[সি]—বি. প্রবল ইচ্ছা, আগ্রহ ॥

খেউদ্রামি=[বা]—বি. ধূর্তামি, শয়্তামি ॥ খেউদ্রামি কৈরা কি লাব্।

খেউর‍্যাল্=[ম]—বি. খেলোয়াড় ॥ লোক্টা খুব্ বালা খেউর‍্যাল্। [দেখ খেইর্৩+ওয়াল প্র.]।

খেউর্=[সি]—বি. গান ॥ বৈশ্নব্ আই খেউর্ বুরি দিল্। [<খেউড়]।

২=[পা]—বি. ডাঁস, মাছি ॥

৩=[চা]—বি. খেলা ॥ [দেখ খেইর্৩]।

খেউল্যা=[চা]—বি. খেলোয়াড় ॥ হের্ যবর্ বালা খেউল্যা। [<খেল< খেলা সং+উয়া প্র.]।

খেওন্ দেওয়া=[খু]—ক্রি. পানিতে জাল ফেলা ॥ [<ক্ষেপন+দেওয়া]।

খেওরি=[দি]—বি. কামানো ॥ মাথার্ চুল্ খেওরি অওন্ লাগ্বো। [< খওর<ক্ষৌর+ই প্র.]।

খেংটি=[কুম]—বি. ধমক ॥ তারে খেংটি দিয়া বশাইয়া দিল্। [দেখ খেন্টি]।

২=[পা]—বি. জিদ ॥ সেলেটার্ খেংটি আছে। [দেখ খেন্টি]।

খেঁচি'=[চট্ট]—বি. ত্রুটি ॥ হিতার্ খেঁচি' বেশি।

খেকাইল্=[ফ]—বি. * চিৎকার ॥ খেকাইল্ দিয়া কথা কও ক্যা ? [< খেঁক্ (অনু.)+আ+ইল প্র.]।

খেকি মারা=[খু]—ক্রি. কর্কশ কণ্ঠে রাগ করিয়া উঠা ॥ কথায় কথায় খেকি মার ক্যা ? [দেখ খেকাইল্ ; খেঁক +ই]।

খেক্টি মারা=[খু]—ক্রি. রাগের সহিত চেচাইয়া বলা ॥ লোক্টি খেক্টি মারে কথা বলে।

খেচ'র্=[নো]—বি. অপরিষ্কার ॥ শারা গায়ে কাদা লাগাই খেচ'র্ ঐসে। [দেখ খচ্ড়া]।

খেচ'া=[রং]—বিণ. টানা ॥ খুব খেচা দৈছে গাড়িখান্। [খেঁচা ; তুং খীচা (<খীচনা হিং)]।

খেচা খেচি=[রং]—বি. টানাটানি ॥ এত খেচাখেচি খাম্ দেক্। [দেখ খেচ'া]।

খেচ'াল=[খু]—বি. বিবাদ ॥ খেচ'াল্ বাধাশ্ কেন্ ? [<কচাল]।

খেচি'=[বা]—বি. বাঁশের চটার তৈরী মাছ ধরার ছিদ্রওয়ালা ফাঁদ বিশেষ ॥

২=[বা, ফ]—বি. পানি সেচার পাত্র ॥

খেচি'রা=[সি]—ক্রি. বিণ. খুব জোরে ॥ [দেখ খেচ'া]।

খেচু'=[ম]—বি. খেলোয়াড় ॥

খেচু'নি=[সি]—বি. খেঁচুনি ॥ [দেখ খেচ'া ; খেচ+নি প্র.]।

খেজালত্=[রা]—বি. উপদ্রব ॥ এত খেজালত্ করলে কি থাকা যায়। [দেখ খিযালত্]।

খেজুর্ ছোকা=[রা]—বি. একটি ধানের নাম ॥

খেযাব্=[কুম]—বি. চুলের রং ॥ এমন বুরা মানুশ্ চু'লে খেযাব্ দিসে। [<খিযাব خضاب আং]।

খেযারত্=[খু]—বি. ক্ষতি, অনিষ্ট ॥ তোমার্ গরু আমার্ বহুত্ খেযারত্ কর্সে। [<খিসারত خسارت ফ্লাং]।

২=[খু]—বি. ক্ষতিপূরণ ॥ [পূর্বে দেখ]।

খেমি=[চা, কু]—বি. ধমক ॥ উট্যানি সেরিয়ে খেমি দিলে ডরাইব।

খেযুর্ গাসের্ থলা=[ফ]—বি. খেজুর গাছের রস বাহির করিবার স্থান ॥ [<খেজুর গাছের থলা (স্থল সং)]।

খেট্নি=[ফ]—বি. চুলার আগুন উস্কাইয়া দিবার লাঠি ॥

খেডি দেওয়া=[কুম]—ক্রি. ধমক দেওয়া ॥

খেড়ি=[খু]—বি. দড়ি বিশেষ ॥

খেড়ি উঠা=[পা]—ক্রি. ঘাড়ে ব্যথা হওয়া, দরদ অনুভব করা ॥ গাড়ে খেড়ি উঠেসে, ফিরে তাকাতে পার্সি না।

খেড়ু=[রং]—বিণ. ওস্তাদ ॥ তুই কামের্ খেড়ু। [খেড় <খেল+উ প্র.=খেলোয়াড়]।

২=[রা, কু]—বি. খেলোয়াড়, খেলার সঙ্গী বা জুড়ি ॥

খেড়েক্খেড়া=[চট্ট]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, শীঘ্র ॥ খেড়েক্খেড়া হিত্তে আইয়ে। [দেখ খারাক্খারা]।

খেতাল্=[ব]—বি. চত্বর ॥ [<ক্ষেত্র +আল প্র.]।

খেতি=[বা, কুম, সি]—বি. অনিষ্ট ॥ কারো খেতি কৈরো না। [<ক্ষতি]।

খেতি অওয়া=[চা]—ক্রি. ক্ষতিগ্রস্ত হওয়া ॥ বন্যায় আমার্ অনেক্ টেকার্ মাল্ খেতি ঐসে। [দেখ খেতি+ হওয়া]।

খেতুর্ খুতুর্=[সি]—বি. হুড়হুড়ি বা কাতুকুতু ॥ খেতুর্ খুতুর্ দিও না। [অনু. ; তুং কাতুকুতু]।

খেত্ ভাঙানো=[সি]—ক্রি. চষিয়া ক্ষেত তৈরী করা ॥ [<ক্ষেত্র+ভাঙানো]।

খেত্র পাই্ পাটি=[খু]—বি. ক্ষেত পাপড়া গাছ ॥

খেদ্=[কুম]—বি. রাগ ॥ খেদ্ কর্‌লেই শর্ পাওয়া যায় না। [খেদ সং ; অর্থ প্র.]।

খেন্দ্=[ক]—বি. আক্রোশ ॥

খেন্দাড়ি=[রং]—বিণ. নোংরা ॥ খেন্দড়ি কোন্‌ঠাকার্! [তুং তেঁদড়]।

খেন্দুরা=[ম]—বিণ. ঘৃণ্য ॥ তুই বড় খেনদুরা। [দেখ খেন্দড়ি]।

খেন্দুরি=[রং]—বিণ. অপবিত্র ॥ [দেখ খেন্দড়ি]।

খেপি=[রং, খু]—বি, পালা ॥ এবার্ কার্ খেপি? সে হাল্ ধরো। [<খেপ<ক্ষেপ+ই প্র.]।

খেবি=[ম]—বি. বার, সময় ॥ সেই খেবি আমি পৈলা ডাকা যাই। [দেখ খেপি]।

খেম্ উঠা=[সি]—ক্রি. অঙ্কুরিত হওয়া, গাজানো ॥ ডাঙার্ খেতে খেম্ উঠ্‌সে।

খেম্‌কি=[কুম]—বি. জিদ ॥ লোকটার্ খেম্‌কি আসে ॥ [খেম<ক্ষম+কি প্র.]।

খেম্‌চি'=[খু]—বি. চিমটি, খামচি ॥ সেলেপুলে খেম্‌চি' দেয়্। [দেখ খাম্‌চি]।

খেম্‌টি=[পা]—বি. রাগ, জিদ ॥ সাওয়ালের খেম্‌টি আসে। [দেখ খেম্‌কি ; টি প্র.]।

২=[ম]—বি. প্রতিজ্ঞা ॥

খেম্‌ড়ি=[নো]—বি. সাহস ॥ তার খেম্‌ড়ি খুব্ বেশি। [দেখ খেমটি]।

খেয়া=[নো]—ক্রি. জাল ফেলা ॥ [<ক্ষেপা]।

খেয়াল্=[ম]—বি. ঠাট্টা তামাশা ॥ এসব্ ব্যাপার্ নিয়া খেয়াল্ কৈর না। [দেখ খিয়াল্]।

খেয়ে যাওয়া=[খু]—ক্রি. <খরে যাওয়া, পঁচিয়া যাওয়া ॥ ঘরের্ খুঁটি গুলি খেয়ে গেসে।

খেয়ো=[কুম]—বি. কুয়াশা ॥ আজ্‌গায় খেয়োর্ কিস্সুই দেহা যায় না। [<কুয়া]।

খেয়্‌খেয়্‌মত্=[কুম]—বি. যত্ন ॥ বুড়া মানুশের্ খেয়্‌খেয়্‌মত্ করা লাগা। [<খেয় (অনু:)+খিদমত خدمت আং]।

খেয়্‌নত্ করা=[কুম]—ক্রি. নষ্ট বা অনিষ্ট করা ॥ আমানত্ খেয়্‌নত্ কৈর না। [<খিয়ানত خيانت আং]

খেরাচি'=[পা, কু, রা]—বি. চীনা, শস্য বিশেষ ॥ পলি মাটিত্ খেরাচি'র্ ফলন্ বেশি অয়্।

খেরায়্=[ম]—বি. রাজস্ব ॥ খেরায়্ দিতে দিতে মৈরা গেলাম্। [দেখ খিরায়্]।

খেরি=[বা]—বি. ছোট পেরেক বিশেষ ॥ [<কেলি<কীল সং+ই প্র.]।

২=[রা]—বি. কাঠি পুঁতিয়া মাছ ধরার প্রক্রিয়া ॥ এইটি খেরির মাছ্।

৩=[ম]—বি. সন্তানের নাভির সহিত যুক্ত নাড়ি ॥ বাচ্‌চাডার্ খেরিডা অহনও কাডা অয়্ নাই।

৪=[পা]—বি. ঘাড়ের বেদনা ॥

খেরি করা=[ক]—ক্রি. চুলকাটা ॥ নাপিত্ খেরি করে। [দেখ খেওরি]।

খেরি কুত্তা=[ম]—বি. লোম উঠিয়া গিয়াছে এমন কুকুর ॥ [<খেড়ি+কুত্তা হিং]।

খেরি ঘর্=[সি]—বিণ. খেলাঘর ॥ [দেখ খেইড়্+ঘর]।

খেরু[1]=[ম]—বি. খেলোয়াড় ॥ তারা খেরু হায়ার্ কর্‌সে। দেখ খেড়ু[1]]।

২=[সি]—বি. জমির ক্ষুদ্র অংশ ॥ যদি আবৃত্তা করা ঐ গ্যাসে, বাকি খেরু বাকি।

খেরো=[খু]—বিণ. ভোঁতা ॥ ওই খেরো ব্যাটা ভুল্‌ব আর্ মানুষ।

খের্‌উরা=[ক]—বি. মাকড়ি ॥ খের্‌উরার মধ্যে খাপ্‌কোপ্ থাক্‌তে পারে।

খের্‌কি=[কুম]—বি. জানালা ॥ ঘরের্ খের্‌কি কয়্‌ডা? [<খিড়কী<খিড়কী সং]।

খের্‌কুডি=[সি]—বি. খড় ইত্যাদি ॥ ইখান্ থাকি খের্‌কুডি হরাও। [<খড়+কুটি]।

খের্‌গাদা=[চট]—বি. খড়ের গাদা ॥ [<খড়+গাঁদা(<গাধ্ সং)]।

খেলু[1]=[পা]—বিণ. বাহুল্য ॥ [<খেলো, খেলুয়া]।

খেলুনি=[ম]—বিণ. খেলিবার ॥ তারা দিন্ রাইত্ খেলুনি পাশা দিয়া খেলে। [খেলা+নি প্র.]।

খেল্‌খেলান্= [চা]—ক্রি. হঠাৎ রাগ করা ॥ কিছু ঐলেই খেল্‌খেলাইয়া ওডে। [<খেল্‌খেল্ (অনু.)+আন প্র.]।

খেল্‌টু[1]=[রা, রং]—বি. খেলোয়াড় ॥ ছেলেডা বড় খেল্‌টু। [<খেলা+টু প্র.]।

খেল্‌মেইল্‌লা=[নো]—বিণ. খিটখিটে ॥ খেল্‌মেইল্‌লা মানুশ্। [<খেল্‌মেল্(অনু.)+ইয়া প্র.]।

খেশি=[পা]—বি. কুটুম ॥ নতুন্ খেশি আইস্‌প কাইল্। [<খেশ خویش ফা.+ই প্র.]।

খেশি দর্‌বেশি=[ম]—বি. আত্মীয় কুটুম্বিতা ॥ খেশি দর্‌বেশির মধ্যে মগ্‌রামারি বালা না। [দেখ খেশি+দরবেশ درويش ফা.]।

খেসা=[সি]—ক্রি. খুব টানা ॥ খেসিয়া-টান্। [দেখ খেচা]।

২=[কুম]—বিণ. শুষ্ক, চিকন ॥ তুই অত খেসা ঐলড্ ক্যান?

খেসা খেসি=[সি]—বি. ঠাসাঠাসি ॥ কি খেসাখেসি লাগ্‌সে রে। [দেখ খেচাখেচি]।

খেসি নাইল্লা=[কুম]—বি. ছোট পাটের গাছ ॥ খেসিনাইল্লাগুলি কাইট্যা দ্যাও তয় পাট্ বালা ঐব। [দেখ খেইত্রপাট্]।

খ্যা=[রা]—অব্য. কি জানি ।। খ্যা আমি জানি না। [< ক্যা <কে+আ ; তুং কিয়া হিং]।
২=[খু]—বি.<খেয়া ।। খ্যার কড়ি দ্যাব আর্ ডুব ডুব মারে পার হব ?
৩=[য]—বি.দুঃখ।। গরিবের কপ্ঠো দেইখ্যা মনে বড় খ্যা লাগে। [<খেদ]।

খ্যাচ্‌'=[রা]—বি. পানি সেচনের পাত্র বিশেষ ।।

খ্যাও=[ক, চা]—বি. মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলা ।। বাপু দিয়া ক্ষুড়া খ্যাও দিয়া দেহি কিসু মাস্ পাওয়া যায় নি ? [<খেপ<ক্ষেপ]।
২=[খ, রা]—বি.সুতা, সুতার প্রান্ত।। সুঁইচে খ্যাও লাগাও। [=খেই]।
৩=[পা, য]—বি. গোছা, গুচ্ছ, আঁটি ।। এ্যাক্ খ্যাও পাট্ দ্যাও।
৪ =[রং]—বি. কাপড় বুনিবার প্রথম পর্যায় ।। খ্যাও লয়া গেচে।

খ্যাওনা জাল্=[খু]—বি. ফেলিয়া মাছ ধরিবার জাল বিশেষ ।। [দেখ খেওন্ দেওয়া ; ক্ষেপলা জাল]।

খ্যাওয়া=[রা]—বি. খেয়া, খেয়া-নৌকা ।। খ্যাওয়াত্ চা'ইর পৈশা লাগব। [<খেওয়া<ক্ষেপ সং+ আ প্র.]।

খ্যাওলা=[খু, ফ]—বি. মাছ ধরার জাল বিশেষ ।। খ্যাওলা নে আয়। [দেখ খ্যাওনা জাল্]।

খ্যাং=[সি]—বি.অঙ্কুর ।। নারিকল খ্যা ঐ গেসে।
২=[পা]—বি. গর্ত ।। [<খনি ; অর্থ প্র.]।

খ্যাংগোচ্ছ্=[রং]—বিণ. ক্রুদ্ধ ।। তোর মত খ্যাংগোচ্ছ আর দেখো না মুই।

খ্যাংচা'ন্=[ব. রং]—ক্রি. ধন্না দিয়া কিছু চাওয়া ।। অত খ্যাংচা'লে কার্ মন্ না বিরক্ত হয় (ব) ?

খ্যাংটিয়া=[রং]—বিণ. রাগচটা, এক-গুঁয়ে ।। তোর মত খ্যাংটিয়া মেজাজের মানুষ দ্যাকো নাই। [দেখ খেইংরা]।

খ্যাংড়া=[খু]—বি. ঝাঁটা ।। খ্যাংড়া দিয়া ঝাঁট্ দেও। [দেখ খেইংরা]।

খ্যাংরা=[য]—বি. ঝাঁটা ।। খ্যাংরা দিয়া ঘর্ বারি সাফ্ কর। [দেখ খেইংরা]।

খ্যাঁ করা=[য]—ক্রি. অন্যায় করা ।। আমি তোর্ কি খ্যাঁ করলুম যে কান্দতে শুরু করলি। [দেখ খেয়নত্ করা ; খ্যাঁ খিয়ানতের স.রূ.]।

খ্যাঁকার্=[কু]—বি. সঙ্কেত, শব্দ ।। গলা খ্যাঁকার্ দিয়ে বারি ঢুক্। [<খাঁকার]।

খ্যাঁচ'¹=[রা]—ক্রি.ফেলিয়া দেওয়া ।।

খ্যাঁতা=[রা, য]—বিণ.দোষ বা ত্রুটি যুক্ত ।। খ্যাঁতা মেয়ের্ বিয়ে হওয়া দায়। [<খুঁত<ক্ষত+আ]।
২ =[রা, য]—বি.<কাঁথা ।।

খ্যাঁশ্=[কু]—বি, চট ।। প'চা খ্যাঁশের মধ্যে টাকা আসে কে বিশ্‌শাস্ করবে? [<কীসহ كيسه ফা.=থলা]।

খ্যাঁশ্‌ড়া=[রা]—বি, দাদ ।। পোলাডায় খ্যাঁশ্‌ড়া হয়েছে।

খ্যা করা=[খু]—ক্রি. করুণার উদ্রেক হওয়া ।। সেদেটার কান্না দেখে আমার খ্যা করে।

খ্যাকা=[সি]—বিণ. রুক্ষ ।।

খ্যাকাতালে=[খু]—বিণ. খিটখিটে মেজাজের ।। খ্যাকাতালে লোক্। [দেখ খ্যাকা+তাল+এ প্র.]।

খ্যাক্ কর‍্যা উঠা=[সি]—ক্রি. রাগে ধমক দেওয়া ।। অত খ্যাক্ করি উঠ্সো কিত্যা ? [খেক্ (অনু.)+ করিয়া+উঠা]।

খ্যাক্‌কালো=[কুষ]—ক্রি. ঘেউ ঘেউ করা ।। কুত্তাডায় খ্যাক্‌কায়। [< খেক (অনু.)+আনো প্র.]।

খ্যাক্‌কোড্ করা=[রং]—ক্রি. হঠাৎ রাগিয়া উঠা ।। শশুড়িডা বৌটার্ উপর খ্যাক্‌কোড় করি উঠে। [<খেক্‌কুড় (অনু.)+করা]।

খ্যাক্ খ্যাক্ করা=[য, মো]—ক্রি. রুক্ষস্বরে যা তা বলা ।। এ বুড়া বেটা খালি খ্যাক্ খ্যাক্ করে। [খেঁক্ খেঁক্ (অনু.)+করা]।

খ্যাক্‌টে উঠা=[রং]—ক্রি. দন্ত বিকাশ পূর্বক অতৃপ্তিকর বাক্য বলা ।। কোন কথা কৈলে সে খ্যাক্‌টে উঠে। [< খ্যাকটাইয়া (< খ্যাকটানো=প্রকাশ করা]।

খ্যাক্‌ড়া=[রং]—বিণ. কৃপণ ।। খ্যাক্‌ড়া মানুষ।

খ্যাক্‌রা=[সি]—বি. ভাঙা পুরান চাটাই ।।
২=[সি]—বিণ. খুব হাল্কা, দুর্বল ।।

খ্যাক্‌রি=[রা]—বিণ. যে কর্কশ স্বরে কথা বলে ।। খ্যাক্‌রির্ কথা এক্‌টাও সয়া না। [দেখ খাখার্+ই প্র.]।

খ্যাক্‌শাউল্‌টা=[রং]—বিণ. রংচটা, রংবাড়া ।। এটা কি খ্যাক্‌শা উল্টা আবারে।

খ্যাক্‌শো=[খু]—বিণ. অমসৃণ ।। শিত-কালে অনেকের্ পায়ের চা'ম্‌ড়া খেক্‌শো হয়।

খ্যাক্‌সে=[বা]—বিণ. ছিপছিপে ।। স্যালেটা বড় খ্যাক্‌সে।

খ্যাক্‌সে খ্যাক্‌সে=[খু, য]—ক্রি. বিণ. বারবার ।। রূপোকে স্যাওরান, খ্যাক্‌সে খ্যাক্‌সে খাওয়ানে রোগ সারবে ক্যান্। [ক্ষেপ+সে হিন্দী বিভক্তি ; তুং জোরসে]।

খ্যা খ্যা=[ক]—বি. ঠেঁচামেচি ।। [অনু.]।

খ্যাখ্‌রা=[সি]—বি. ন্যাকড়া ॥ খ্যাখ্‌রা বিসাই থাকি পাটি নাই।

খ্যাগর্‌=[পা, চট্ট]—বি. ট্যারা বা বাঁকা চক্ষুবিশিষ্ট ॥ খ্যাগর্‌ মেয়ে (পা)।

খ্যাচ'র্‌=[কুম]—বিণ. খারাপ চালচলন যার ॥ হে আস্‌তো খ্যাচ'র্‌ [দেখ খচ্‌'ড়া৩]।

খ্যাচ'া=[পা, সি]—ক্রি. বিণ. জোরে টানা, টানাটানি ॥ দেও খ্যাচ'া টান্‌। [<খেঁচা বা খিঁচা (< খিঁচ+আ]।

২=[সি]—বি. নির্দয়ভাবে প্রহার ॥

৩=[পা]—ক্রি. ঝাঁকান ॥ [<কাচা (<কাচ বাং<কন্‌চ্‌ সং+আ)]।

৪=[সি]—ক্রি. শরীর গরম বোধ করা ॥ শরির খ্যাচ্‌'চে', তেতৈ খাও। [দেখ খ্যাচ'া]।

৫=[পা]—ক্রি. হস্তমৈথুন করা ॥ যৌবনে অনেকেই খ্যাচে'।

৬=[বা]—বি. <খাঁচা, পিঞ্জরা ॥ খ্যাচ'ায়্‌ পাখী আসে।

খ্যাচ'াখ্যাচি'=[সি]—বি. প্রবল প্রতিযোগিতা ॥ খুব্‌ খ্যাচ'াখ্যাচি' করি খিয়া ইলেক্‌শনে যিত্‌সৈন্‌। [দেখ খ্যাচা ; ব্যতিহারে শব্দদ্বিত্ব+ই প্র.]।

২=[চা]—বি. বিবাদ, ঝগড়া ॥ [পূর্বে দেখ]।

খ্যাচ'া গরম্‌=[সি]—বি. খুব গরম ॥ আইজ্‌ খ্যাচ'া গরম্‌ পর্‌সে। [দেখ খ্যাচ'া]।

খ্যাচ'া ব্যাচ'া=[ক]—বিণ. অবশূণ, অসমতল ॥ উডান্‌ডা কোবাইয়া খ্যাচ'া ব্যাচ'া কর্‌স ক্যা ? [অনু.]।

খ্যাচ'াল্‌=[পা]—ক্রি. বি. উত্যক্ত বা বিরক্ত করা ॥ [দেখ খ্যাচ'াল্‌+অন প্র.]।

খ্যাচ'াল্‌=[কু]—বি. তর্ক, দর কষাকষি ॥ দোকানির্‌ লগে এত খ্যাচ'াল্‌ কর কেন্‌ ? [<কচাল]।

খ্যাচেং=[রং]—বি. ঝগড়া, অপ্রীতিকর ঘটনা ॥ মানুষির্‌ সাথে খ্যাচেং করার্‌ লোক্‌ মুই দোয়াও।

খ্যাচের্‌, খ্যাচের্‌=[রা]—বি. বারবার তাগিদ, বিরক্তি ॥ এত খ্যাচের্‌ খ্যাচের্‌ ভাল লাগে না। [অনু.]।

খ্যাচে'া=[ম]—বি. ছোট বাচ্চা ॥ খ্যাচে'াগুনু বাদ্‌ দ্যাও। [<কাঁচ (কাঁচা)+ও প্র.]।

২=[সি]—বি. মার ॥ চে'ারেরে খুব্‌ খ্যাচে'া দ্যাও। [দেখ খ্যাচ'া৪]।

খ্যাচে'ান্‌=[খু]—বিণ. চালাক ॥ সেলেটা বেশ্‌ খ্যাচে'ান্‌ আসে।

খ্যাচ্‌'=[কুম]—বি. ডিম পাড়া বা ডিমে তা দেওয়ার জন্য ব্যবহৃত ভাঙ্গা হাঁড়ি ॥

খ্যাচ্‌'কানি=[বা]—বি. মুখ ঝামটা ॥ এ্যাট্টু দোশ্‌ হয়লেই ওয়্‌নে খ্যাচ্‌'কানি মারে।

খ্যাচ্‌'খ্যাচ্‌' করা=[খু]—ক্রি. অনবরত ঝগড়া করা ॥ তুমি আর্‌ খ্যাচ্‌' খ্যাচ্‌' করো না। [=ক্যাচ ক্যাচ করা ; অনু.]।

খ্যাচ্‌'চ'াত্‌=[বা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, ফসাফস ॥ ডাহাইত্‌রা তারে খ্যাচ্‌'চা'ত্‌ করি কোপ্‌ দিসে। [অনু.]।

খ্যাচ্‌লো=[য]—ক্রি. চুলকানো ॥ এই আমার পিট্‌ খ্যাচ্‌'সে দাও। [দেখ খাউজান্‌]।

খ্যাচ্‌' মেইচ'া=[নো]—বিণ. বিরক্তি জনক ॥ এইডা বড় খ্যাচ্‌'মেইচ'া। [<খচ মচ (অনু.)+ইয়া প্র.]।

খ্যাচ'ম্যাচ্‌' করা=[পা]—ক্রি. খিট্‌খিট্‌ করা ॥ হদাহদি খ্যাচ্‌'ম্যাচ্‌' কর ক্যা ?

খ্যাচ্‌'রা=[ম]—বিণ. যে বারবার আদেশ করা সত্ত্বেও কাজ করে না ॥ খ্যাচ্‌'রা চা'কর্‌ রাখার্‌ দর্‌কার্‌ কি ? [দেখ খচ্‌'ড়া১]।

২=[রং]—বিণ. কুকর্মী ॥ ঐ খ্যাচ্‌'রা না থৈলে কি ক্যালেকারি কাণ্ড্‌ অয় ?

খ্যাচ্‌'রৈয়া=[কুম]—বিণ. যে খারাপ চালচলন অনুকরণ করে ॥ হিত্তে দিনে দিনে খ্যাচ্‌'রৈয়া ঐল্‌। [দেখ খচ্‌'ড়া৩ ; খচর+ইয়া]।

খ্যাজালত্‌=[রা]—বি. বিরক্তি, হয়রানি ॥ [দেখ খিযালত্‌]।

খ্যাজ্‌লানো=[রা]—ক্রি. চটাইবার উদ্দেশ্যে কাহারো দোষ ত্রুটি তাহার সম্মুখেই বারবার ইয়ারকির সহিত বলা ॥ [খিজলানা হিং রাগান্বিত করা, ভেংচান]।

খ্যাযালত্‌=[পা]—বি. বিরক্তি ॥ [দেখ খিযালত্‌]।

২=[চা]—বি. লজ্জা ॥ তার্‌ আর্‌ কত খ্যাযলত্‌ দিবা ? [পূর্বে দেখ]।

৩=[ফ]—বি. উৎপাত ॥ এত খ্যাযালত্‌ করিস্‌ না [পূর্বে দেখ]।

খ্যাযো=[খু]—বিণ. খামখেয়ালী ॥ লোক্‌টা বড় খ্যাযো।

খ্যাটন্‌ দক্‌খিনা=[কু, ফ, ব]—বি. মারপিট ॥ [<কাঠ+ন+দক্ষিণা ; অর্থ প্র.]।

খ্যাটা=[য]—বিণ. অবাধ্য ॥ 'মদন ব্যাটা, ভারি খ্যাট গো' (গ্রাম্য গান)।

২=[ব, রা]—বি. কাঠের মুগুর ॥ [<কাঠ+আ প্র.]।

খ্যাটা ধরা=[রা]—ক্রি. গোঁ ধরা, জেদ করা ॥ শকাল্‌ বেলা কোন্‌ খ্যাটা ধরিছ না।

খ্যাটাল্‌=[রা]—বি. খাটের মাঝি ॥ [<খাট+আল প্র.]।

খ্যাটে=[র]—বি. কাঠ ॥ নিমের্‌ খ্যাটে খুব্‌ ভাল। [<কাঠ+এ<ইয়া প্র.]।

খ্যাটেন্‌=[খু]—বি. খাওয়া ॥ ফকির্‌টার্‌ খ্যাটেন্‌ দেখে অবাক্‌ হতি হয়্‌।

খ্যাট্‌=[ম]—বি. ভুরি ভোজন ॥ বেশি খ্যাট্‌ কর্‌তা পার্‌তা না।

২=[রা]—বি. প্রতিজ্ঞা ॥ মোর খ্যাট্‌ কে ভাঙায়্‌ দ্যাকোচৌ ? [<কোট]।

খ্যাট্‌কা=[সি]—বিণ. রুক্ষ, যার কথায় কোন রস নাই ॥ খ্যাট্‌কা লোকের্‌ কথায়্‌ রাগ্‌ উঠের্‌। [<কাঠ+কা'; অর্থ প্র.]।

খ্যাট্কানি=[সি]—বি. ধমক ॥ কথায় কথায় খ্যাট্কানি দাও কেন্ ?

খ্যাট্খেইট্টা=[চা]—বিণ. ঝগড়াটে, হিংসুক ॥ তুই বড় খ্যাট্খেইট্টা মানুশ্ । [<খট খট (অনু.]+ইয়া প্র.]

খ্যাট্খেটিয়া=[রং]—বিণ. স্বাস্থ্যহীন ॥ তুই মানুশিটা এত খ্যাট্খেটিয়া কেনে ?

খ্যাট্খেটে=[কু]—বিণ. শীর্ণকায়, পাৎলা ॥ খ্যাটখেটে মেয়ে । [খট-খটিয়া ; দেখ খ্যাট্খেইট্টা]

খ্যাডের, খ্যাডের=[কুম]—বি. আজে বাজে কথা ॥ এও খ্যাডের্ খ্যাডের্ কর ক্যা ? [<কটর কটর ; অনু.] ।

খেড্ড়া নাগা=[রং]—ক্রি. শুষ্ক হওয়া ॥ তুই যে কেনে খ্যাড়ড়া নাগাচিশ্ ? [<কাঠ+আ+লাগা]

খ্যাড়া=[রং]—বি. মনসা দেবীর উদ্দেশ্যে এক প্রকার্ পুজা ॥

২ =[খু]—বি. গালি, অশ্লীল কথা ॥ খ্যাড়া গাওয়া অন্যায় । [<খেউড়] ।

খ্যাড়ি ঘর্=[রং]—বি. <কুড়ে ঘর ।

খ্যাড়্য়াল্=[রং]—বি. খেলার সাথী ॥ মোর্ খ্যাড়্য়াল্ নাই । [দেখ খেড়্৩ +আল প্র.] ।

খ্যাড়েত্, খ্যাড়েত্=[রং]—অব্য. এক প্রকার শব্দ ॥ কি এক্ শামান্ খ্যাড়েত্ খ্যাড়েত্ করি জায়রে । [ধ্বন্যা.] ।

খ্যাড়্=[খু]—বি. সঙ্গী ॥ খ্যাড়্মেড়্ কেউ না থাক্লে একা যাব কি করে ? [<খেড়=খেলার সঙ্গী] ।

২=[খু]—বি. গরুর গলার দড়ি ॥ ধান্ মাড়াইতে গরুর্ খ্যাড়্ দিতে হয় ।

৩=[রা]—বি. খড় ॥ [<খেড় ম. বাং=খড়] ।

খ্যাড়্কান্ডার্=[রং]—বি. পতিত ভুমি ॥ খ্যাড়কান্ডার্ শব্ আবাদ্ কর্তি হবে । [<গড়+কান্দা (<স্কন্দ)+র প্র.) ।

খ্যাড়্ খ্যাড়া=[রং]—বি. জিজ্ঞাসা ॥

খ্যাড়্বাড়ি=[রং]—বি. খড়ের জমি ॥ 'খ্যাড়্ বাড়িত্ জায়া নাগায় জুর কাইচা'—প্রবাদ । [<খড়+বাড়ী] ।

খ্যাতা=[কুম, ক, খু, চা]—বি. < কাঁথা ॥ বায়ের্ বৈদ্যে খ্যাতা গতর্ দে ।

খ্যাতাটানা=[রং]—বিণ. ছ্যাঁচড়া ॥ খ্যাতাটানা চোর্ । [<কাঁথা (< কন্থা সং)+টানা=যে টানে] ।

খ্যাতান্যাতা=[রং]—বি. যাহা কিছু আছে, সর্বস্ব ॥ তোর খ্যাতান্যাতা যা আছে তামানে নিবু কিন্তু । [< কাঁথা+নেতা=তেনা(<তুন্ন সং)] ।

খ্যাতান্=[রা]—বিণ. আবাদী ॥ খ্যাতান্ জমি । [<খেত (ক্ষেত্র সং) +আন প্র. ; নাম ধাতু] ।

খ্যাতাল্=[ফ]—বি. গোস্বা করা, তালি বালি করা ॥ পোলাহানে হুদা বাত্ লৈয়া খ্যাতাল্ বেতাল্ করে ।

২=[খু]—বি. উঠান ॥ খ্যাতালে ধান্ উঠান্ হয়েসে । [<খেত+আল প্র.] ।

৩=[সি]—বিণ. জমিওয়ালা ॥ রহিম্ খুব্ খ্যাতাল্ মানুশ্ । [<খেত-পাল<ক্ষেত্রপাল] ।

খ্যাতাহাগ্=[কুম]—বি. শাক বিশেষ ॥ [<কাঁথা শাক] ।

খ্যাতের আওয়াহাল্=[পা]—বি. খেতের অবস্থা ॥ খ্যাতের্ আওয়াহাল বালা না । [<আহয়াল احوال আং ; حال শব্দের বহুব. ; ধ্বনি বিপর্যয়] ।

খ্যাতের্, খ্যাতের্=[রং]— বি. আবদার ॥ তোর্ যোগিলা খ্যাতের্ খ্যাতের্ মোর্ নগত্ না খাটে । [অনু.] ।

খ্যাতেল্=[খ]—বি. ছোট ব্যবসায়ী বা যাহারা কোন মাল নিজের ব্যব-হারের জন্যে কিনিয়া রাখে ॥

খ্যাত্=[চা, ম, কুম]—বি. জমি ॥ [<খেত <ক্ষেত্র সং] ।

২=[ফ]—বি. গর্ত ॥ আত্ খানিত্ খ্যাত্ কর্লেই চাঁরা লাগান্ যাইব । [<খাত সং] ।

খ্যাত্কোম্ড়া=[ব, খু]—বি. ধানের নাম বিশেষ ॥ [<খেত(<ক্ষেত্র) +কুমড়া (<কুষ্মাণ্ড)] ।

খ্যাত্খ্যাতান্=[রং]—ক্রি. আব্দার করা ॥ মোর শাথে খ্যাত্খ্যাতালে দুরস্ত করি দিমু ।

খ্যাত্, খ্যাত্ করা=[চট্]—ক্রি. খ্যান খ্যান করা ॥

খ্যাত্খোলা=[চট্]—বি. জমিজমা । [<খেত+দেখ খলা] ।

খ্যাত্তুয়া=[ম]—বিণ. যাহা ক্ষেতে জন্মে ॥ খ্যাত্তুয়া কুমরা ॥ [<খেত +উয়া প্র.] ।

খ্যাত্তোর্=[ম]—বি. এক প্রকার পোকা ॥

খ্যাত্ পাপ্ড়া=[ব]—বি. এক প্রকার ভেষজগাছ ॥ [ক্ষেত্র+পাপড়া] ।

খ্যাদর্=[রা]—বিণ. কর্দমাক্ত, আবর্জনা-ময় ॥ [<খাদ(<কাদা)+র প্র.] ।

খ্যাদর্, ব্যাদর্=[রা]—বিণ অপরি-ষ্কার, বিশ্রী ॥ [দেখ খ্যাদর্ ; ব্যাদর্ অনু:] ।

খ্যাদা=[চট্]—বি. ফাঁদ ॥ হাতির্ খ্যাদা । [<খেদা] ।

২=[সি]—বিণ. অমিতব্যয়ী ॥ মানুশ্টা একেবারে খ্যাদা ।

৩=[কুম]—ক্রি. তাড়া বা চালনা করা ॥ [<খেদা ; তুং খেদ্না হিং]

৪=[রা]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

৫=[রা]—বি. কাঠা, পরিমাপক আধার ॥ দুই খ্যাদা চাউল্ ।

খ্যাদাইল্ দেওয়া=[চা]—ক্রি. ওচা পাতিয়া তাড়ানো ও ধরা ॥ আইয্ খেদাইল্ দিয়া অনেক্ বৈচা মাস্ পাইসি । [খেদা+ইল+দেওয়া] ।

২ =[চট্]—ক্রি. মারা ॥

খ্যাদান্না উঠোন্ চষা=[ম]— ক্রি. সাক্ষা সাবনি কাহাকে কিছু না বলিয়া পরোক্ষভাবে বলা । [মূল অর্থ তাড়ানো না কিন্তু উঠান চষা অর্থাৎ উঠানে চাষ দিলে প্রকারান্তরে তাড়ান হয়] ।

খ্যাদাবাদ্=[খু]—বি. গাছ বিশেষ ॥ খ্যাদাবাদের্ পাতার্ রসে পাঁচ্ড়া সারে । [দেখ খ্যাদাবাদ্] ।

খ্যাদাবাষ্=[য]—বি. ভেষজজাতীয় গুল্ম ॥ খ্যাদাবাষর্ পাতায় রস্ আর্ চু'ন্ লাগালে পাঁচ'ড়া শারে।

খ্যাদোব্যাদোর্=[রং]—বিণ. বিশ্রী ॥ তোর্ কাজ্গুলা বড় খ্যাদোব্যাদোর্। [দেখ খ্যাদর্ ব্যাদর্]।

খ্যাদোর্=[পা]—বিণ. অপরিষ্কার, অলস ॥ [দেখ খ্যাদর্]।

খ্যাদ খ্যাদ্ করা=[চট্ট]—ক্রি. গোস্সা করা ॥ [খেদ্ খেদ্(অনু.)+করা]।

খ্যাদ্ড়া=[রা]—বিণ. বন্ধুর, অমসৃণ ॥ খ্যাদ্ড়া টেবিলে লেখা জায়্ না। [< খাদ+রা প্র.]।

খ্যাদ্ব্যাদ্=[পা]—বি. উঠিবসি ভাব ॥ [অনু.]।

খ্যানও=[কুম]—অব্য. কেমন ॥ খ্যানও মিয়া বাত্ খাইসেন্ নি? [<কেম্অন <কেমন]।

খ্যানা=[য]—ক্রি. বি. ডাংগুলি খেলায় গুলি ছুড়িয়া নির্দিষ্ট গর্তে ফেলা ॥

খ্যানে=[রং]—ক্রি.বিণ. ক্ষণে ॥ খ্যানে এইকতা খ্যানে ঐ কতা। [<ক্ষণ+এ বিভক্তি]।

খ্যানে শোমে=[য]—ক্রি. বিণ. কোন কোন সময় ॥ খ্যানে শোমে এইহানো আই। [কোন+সময়]।

খ্যান্=[পা]—বিণ. সামান্য ॥ [কণা]।

২=[চা]—বি. উত্তম সুযোগ, ভাগ্য ॥ এইবার্ তোমার্ খ্যান্ লাগ্সে। [<ক্ষণ; অর্থ প্র.]।

৩=[য]—বি. সময়, লগ্ন ॥ এমন্ খ্যান্ ও মানুশের্ মন্যে অয়্ নাহি? [পূর্বে দেখ]।

৪=[সি]—বি. উপযুক্ত সময় ॥ বিব-দানে খ্যান্ ঐসে নিরে? [<ক্ষণ]।

খ্যান্কে=[কুম, চা]—ক্রি. বিণ. ক্ষণে ॥ 'খ্যানকে উডে চ'ান্, খ্যান্কে উডে তারা' (ছড়া)। [<ক্ষণেকে]।

খ্যান্খ্যান্=[রা, চা]—বি. কান্না ॥ খিদায় পোলাডা খ্যান্খ্যান্ করে (চা)। [অনু.]।

খ্যান্চ'া=[বা]—বি. বিরক্তি ॥ মেকে-মেরেদের্ খ্যান্চ'ায় আর থাকতে পার্-লায় না।

খ্যান্ড়ি=[রং]—বিণ. অপরিষ্কৃত অবস্থায় থাকা যাহার স্বভাব ॥

খেন্ত=[সি]—বি. শেষ, মৃত্যু, অবসান ॥ [<ক্ষান্ত]।

খ্যান্দ=[সি]—বি. গাব ॥ আমরায় বারিতে খ্যান্দ গাস্ আসে।

খ্যান্দা=[রা]—বি. কাঁথা ॥ [< কান্থা<কন্থা সং]।

খ্যান্দার্=[চট্ট]—বি. আবর্জনা ॥ [<খন্দ (<খন্দক خندق ফা.)+র; অর্থ প্র.]।

খ্যান্দুরা=[ব]—বিণ. নোংরা ॥ মাইয়াটা বড় খ্যান্দুরা। [দেখ খ্যান্-দার্]।

খ্যান্মত=[য]—ক্রি. বিণ. ঠিক সময় ॥ খ্যান্মত বিয়্ না বুন্লে ব্যালা ফশল্ অয়্ না। [<ক্ষণ+মত]।

খ্যান্সা=[য]—বি. বারবার তাগাদা ॥ এত খ্যান্সা করাও কাম্ করাইতো পারে?

খ্যাপ্=[সি, চা]—বি. ক্ষিপ্তি, পালা ॥ [<ক্ষেপ]।

২=[রা, সি]—বি. ব্যবসায় বাণি-জ্যের জন্য যাত্রা ॥ এবারের্ খ্যাপে কোন লাব্ অয়্ নাই (সি)।

খ্যাপ্চে' খ্যাপ্চে'=[খু]—ক্রি. বিণ. ক্রমে ক্রমে ॥ [দেখ খ্যাপ্+চে প্র. <সে হিং=হইতে]।

খ্যাপ্তা=[পা]—বিণ. পাগলা, ক্ষেপা ॥ খ্যাপ্তা কুকুরে কাম্ড়ায়। [<ক্ষিপ্ত]।

খ্যাপ্পা=[রা]—বিণ. ক্ষেপা, রাগা-ন্বিত ॥ আমার্ উপর্ সে বড় খ্যাপ্পা আছে। [খাপ্পা; দেখ খ্যাপ্তা]।

খ্যাপ্লা=[রা]—বি. ঝাঁকি জাল ॥ খ্যাপ্লা নিয়া বিলে চল্। [<ক্ষেপ (<ক্ষেপণ)+লা প্র.]।

খ্যাপ্শা=[রা, ব]—বিণ. অভদ্র, রুচিহীন ॥ খ্যাপ্শা লোক্। [< খাপ ছাড়া; অথবা দেখ খপ্শে]।

খ্যাবা=[নো]—বি. খেয়াঘাট ॥ খ্যাবায় কয় পয়্শা লাগেরে? [<খেয়া]।

খ্যাব্=[নো]—বি. নৌকার পাড়ি ॥ আর্ একটা খ্যাব্ দ্যাও। [দেখ খ্যাপ্]

খ্যাব্দা=[রা]—বিণ. পাগলা ॥ খ্যাব্দা কুকুর্। [দেখ খ্যাপ্তা]।

খ্যাব্রাত্ খ্যারাত্=[রং]—ক্রি. বিণ. রাগ হইয়া বাক্যালাপ ॥ কেনে মায়্-শির্ শাথে খ্যাব্রাত্ খ্যারাত্ করিস্? [অনু.]।

খ্যাব্লা=[ক]—বি. ঝাঁকি জাল ॥ খ্যাব্লা মারি বহুত্ মাইন্শে মাস্ ধরে। [দেখ খ্যাপ্লা]।

খ্যামা=[কুম, নো]—বি. শেষ, ক্ষান্ত ॥ অহন্ কাম্ খ্যামা দিয়া খাইতা যাও। [<ক্ষমা; অর্থ প্র.]।

২=[য]—বি. ত্যাগ, তালাক ॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

খ্যামি=[য]—বিণ. অলস ॥ মহিশ্টি খুব্ খ্যামি।

খ্যাম্=[পা]—বি. ক্ষমতা ॥ খ্যাম্ থাক্লে কাম্ হয়্। [<ক্ষম<ক্ষমতা]।

২=[সি]—বিণ. <কম, অল্প ॥

৩=[সি]—বি. অঙ্কুর ॥

খ্যাম্চ'ানো=[য]—ক্রি. চিমটি কাটা ॥ বিড়ালে খ্যাম্চ'াই দিইসে। [<খামচা +নো প্র.]।

খ্যাম্টি=[পা]—বি. সাধ্য, ক্ষমতা ॥ এই কামে ওর্ খ্যাম্টি আসে। [< ক্ষমতা+ই প্র.]।

২=[পা]—বি. জিদ ॥ এত খ্যাম্টি দেখাস্ কেন্?।

খ্যাম্ডি=[চট্ট]—বি. জিদ, রাগ ॥ এতটুকু সোলের্ কেমন্ খ্যাম্ডি। [দেখ খ্যাম্টি]।

খ্যাম্তা=[কুম. সি]—বি. <ক্ষমতা, শক্তি, সামর্থ্য ॥ কেঐর্ খ্যাম্তা নাই আমারে মারৃত।

খ্যারানত্=[পা, বা]—বি. ক্ষতি ॥ আমানতের্ খ্যারানত্ করিস্ না। [< খিয়ানত্ خيانت আং]।

খ্যায়্=[খু]—বি. ধ্বংস ॥ [<ক্ষয়]।

খ্যার্ দেওয়া=[ব]—ক্রি. নষ্ট বা ক্ষতি করা ॥ তোদের্ বিনিশ্‌টা এনে কি খ্যার্ দিয়েসি যে এখনৈ ফেরত্ চা'স্ ? [দেখ খ্যার্+দেওয়া=করা]।

খ্যারা=[সি]—বি. বিরক্তি, জ্বালাতন ॥ এত খ্যারা ন কৈর বা।

খ্যারাচি'=[ফ,পা]—বি. শস্য বিশেষ॥ দুই কানি যমিতে খ্যারাচি' বুনাইসি।

খ্যারাবা=[কুম]—বি. খড়ের স্তূপ ॥ খ্যারাবার্ মদ্‌দে গরুগুলি বান্। [<খড়+বা<বাই<বাটী]।

খ্যারাল্যামি=[চট্ট]—বি. চাতুরী, কৌতুক ॥ বড় ভাইয়র্ লগে খ্যারা-ল্যামি ন গরিশ্।

খ্যারে=[কুম]—অব্য. কেন ॥ খ্যারে খামু ? [<কেরে=কেন]।

খ্যারেখ্‌খারা=[কুম]—ক্রি.বিণ. দ্রুত, তাড়াতাড়ি ॥ [দেখ খারাক্‌খারা]।

খ্যার্=[কুম]—বি. <খড়, বিচালি ॥ খেয়ারিত্ খার্ দে। [<খেড় ম. বাং=খড়]।

২=[ব]—বি. বালিশের আবরণ ॥ বালিশের্ খ্যার্ খুব্ ময়লা হসে।

খ্যার্‌কাটে=[রং]—বি. দন্ত বিকাশ করিয়া অতৃপ্তিকর বাক্য বলা ॥

খ্যার্‌কেত্=[সি]—বি. কাতুকুতু ॥ খ্যার্‌কেত্ দিস্ না।

খ্যার্‌খরা=[সি]—বি. মৃতদেহ বহন করিবার জন্য বাঁশের খাট ॥

খ্যার্‌খেটি=[সি]—বিণ.কর্কশভাষী ॥

খ্যার্‌খ্যারাইয়া=[কুম]—বিণ. যে কথায় কথায় রাগিয়া উঠে, চঞ্চলমনা ॥ তে বর খ্যার্‌খ্যারাইয়া। [<খের্‌খের্ (অনু.)+আ+ইয়া প্র.]।

খ্যারখ্যারানো=[ম]—ক্রি. কটূক্তি করা। এত খ্যারখ্যারাও কেন্ ? [খের খের (অনু.)+আনো প্র.]।

খ্যার্‌গান্=[চট্ট]—বি. খড়গাছ ॥ খ্যার্‌গান্‌দি আডিআন্ বান্। [<খড়+খান]।

খ্যার্‌বেরা=[রা]—বিণ. অসমান, এবড়োখেবড়ো ॥ খ্যার্‌বেরা কাইঠ।

খ্যার্ খারাখারি=[নো]—বি. কথা কাটাকাটি ॥ এতো কতার্ খ্যার্ খারা খারি করিস্ না চা'ইন্। [<খড়+খাড়াখাড়ি ;বাগ্‌ধারা]।

খ্যারলারা=[পা]—বি.খড় নাড়ার জন্য ব্যবহৃত বাঁশের আগা ॥ [<খড়+লাড়া=নাড়া ; যাহাতে নাড়ে]।

খ্যালা=[রং]—বি. ফাঁদ ॥ খ্যালা পাতি গেল্ কৈ ?

২=[পা]—ক্রি. সফল হওয়া ॥

খ্যালাও করা=[চট্ট]—ক্রি. ভাল করিয়া বেড়া দেওয়া ॥ তার্ বাগানের্ চা'ইর্ পাশ্ খ্যালাও গরি দিয়ে। [<খ্যারাও<ঘেরাও+করা]।

খ্যালানেলা=[সি]—বি. স্ফূর্তি, নাড়া-চাড়া ॥ বেশি খেলানেলা বালা না। [<খেলা+মেলা সহ শব্দ]।

খ্যালানো=[ঢা]—ক্রি. ডুবানো ॥ নাওড়া খ্যালাইয়া থো।

খ্যালাপাতি=[চট্ট]—বি. খেলার সর-ঞ্জাম, খেলনা ॥ আমার্ খ্যালাপাতি নিয় না কৈল্। [<খেলা<পাত(<পত্র)+ই]।

খ্যালাশা=[ম]—বি. আত্মীয়তা ॥ তাগ লগে খ্যালাশা কর্‌তে মন্ চা'য়্। [<খেশ خویش ফা.+আলা প্র. ; ধ্বনি বিপর্যয়]।

খ্যালোমাস্=[ব]—বি. মাছ বিশেষ ॥ খ্যালোমাসের্ ঝোল্ খেলে শরিরে রকত্ বাড়ে। [<খল মাছ]।

খ্যাল্=[কুম]—বি. <খেয়াল ॥ কথাডা আমার্ খ্যাল্ নাই।

খ্যাল্‌খ্যালানো=[ঢা, চট্ট]—ক্রি. ক্রুদ্ধ হওয়া ॥ এই কথা ঔনলেই হে খ্যাল্ খ্যালাইয়া উঠে (ঢা)। [<খল্ খল্ (অনু.)+আনো প্র.]।

খ্যাল্‌পা=[রং]—বিণ. ছাল, চামড়া ॥ একেবারে পিটির্ খ্যাল্‌পা উঠি গেইছে।

খ্যাল্‌লা=[পা]—বিণ. খেলোয়াড় ॥ এই সেলেটা খুব্ ভালা খ্যাল্‌লা। [<খেল+উয়া প্র.]।

খ্যাল্‌লো=[রং]—বি. ছেলে ॥ খ্যাল্-লোডা গেল্ কৈয়ে ?

খ্যাশালি=[চট্ট]—বি. আত্মীয়তা ॥ [দেখ খ্যালাশা]।

খ্যাশেড়া=[সি]—বি. চাম রোগ ॥

খ্যাশ্=[ঢা]—বিণ. সত্য, খাঁটি ॥ খ্যাশ্ কথা কৈয়া দিলাম্। [<খাস خاص আং]।

২=[ম, কুম, ঢা]—বি. আত্মীয়স্বজন, কুটুম্ব ॥ [খেশ্ خویش ফা.]।

খ্যাশ্‌কাম্‌ড়ি=[রা]—বি. ক্ষোভ ॥ হামার শাড় খ্যাশ্‌কাম্‌ড়ি করিছ্ না। [দেখ খ্যাশ্$_2$+কামড়+ই]।

খ্যাশ্‌টা, খ্যাশ্‌ঠা=[রা, ব]—বিণ. খারাপ, বিশ্রী ॥ শেশে খ্যাশ্‌টা আন্ডা ভাগে পাইলাম্। [দেখ খাসুত]।

খ্যাশ্‌ড়া, খ্যাশ্‌রা=[রা, রং]—বি. চাম ॥ মোর্ চ্যাংড়ার্ খ্যাশ্‌ড়া হচে। [দেখ খ্যাশেড়া]।

খ্যাশ্‌মানা=[রা]—বি. সেবা ॥ [দেখ খ্যাশ্$_2$+বান ان ফা.+আ প্র.]।

খ্যাশ্‌মানি=[ব, রা]—বি. আত্মীয়তা ॥ খ্যাশ্‌মানির্ ঠেলায় আর্ বাঁচি না (রা)। [দেখ খ্যাশ্‌মানা+ই]।

খ্যাশ্‌লানো=[কুম]—ক্রি. বিরক্ত করা ॥ এত খ্যাশ্‌লাইলে মাইর্ খাবি।

খ্যাশ্‌খ্যাশি=[ঢা]—বি. আড়াআড়ি ॥ বাপ্‌বেডায় এইবার্ খ্যাশ্‌খ্যাশি লাগ্‌সে। [দেখ খ্যাশ্$_2$+খেশ+ই ; অর্থ বিকৃতি ; অথবা<কচ্‌কচি]।

খ্যাসড়্=[নো]—বি. খারাপ লোক ॥ খ্যাসড়ের কতা হুনিস্ না। [দেখ খচ্ড়া$_2$]।

খ্যাসা=[সি]—ক্রি. বিণ. মারিয়া, টানিয়া ॥ তারে খ্যাসা নিসে। [<খেঁচিয়া]।

২=[সু]—ক্রি. জোরে টান দেওয়া ॥ বড়শিতে মাস্ ধর্‌সে খ্যাসা দ্যাও। [<খিঁচা বা খেঁচা]।

খ্যাস্‌খ্যাস্ করা=[কুম]—ক্রি. খিট খিট করা ॥ [<ক্যাচ ক্যাচ করা ; অনু.]।

খ্যাস্‌ত=[রা]—বি. গোঁ ॥ খ্যাসুত ধর্‌লে কি হবি ভাড়ে গুড়্ নাই।

খ্যাস্‌লড়্=[নো]—বিণ. দুষ্টলোক ॥ তার্ মত খ্যাস্‌লড়্ আর্ দেই নাই। দেখ খচ্ড়া$_2$]।

খৈ=[খু, য]—বি. বৃক্ষ বিশেষ ॥ খৈ ফল্ খেতে ভালা ।

২=[য]—বি. শুকনা গোবর ॥

খৈও দানা=[পা]—বি. সামান্য জিনিস, তুচ্ছ বস্তু ॥ [<খৈ(<খদিকা সং) +দানহ্ دانه ফ.] ।

খৈকর্=[সি]—বি. যে ব্যক্তি সর্বদা ক্ষতি করিয়া বেড়ায় ॥

খৈকাঠালি=[সি]—বি. গ্রীষ্মকালে আত্মীয় বাড়ীতে খৈ কাঠালের যে তত্ত্ব পাঠানো হয় ॥ [খৈ+কাঠাল+ই প্র.] ।

খৈখোলা=[য]—বিণ. এলোমেলো ॥ [খৈ+খোলা=ভাজা ; অর্থ প্র.] ।

খৈচ'র্=[ম]—বিণ. চঞ্চল ॥ [দেখ খচড়া$_{১}$] ।

খৈচ'া=[কুম, নো]—বি. আধা গুড়া চাউল ॥ খৈচ'ার্ পিঠা যুত্ হয় না ।

খৈচ'া বা খৈচ্'=[চট্ট]—বি. গুড়ার বড় কণা ॥ চৈ'লর্ গুড়ির্ খৈচ'াগুন্ আবার্ ঢেকিত্ দ্যাও ।

খৈচ'ালা=[রং]—বি. পকেটমার ॥

২=[রং]—বি. খৈ হইতে ধান ছাড়াই-বার জন্য ব্যবহৃত বাঁশের চালুনি ॥ [খৈ+চালা=যে চালে, চালুনি] ।

খৈ যাওয়া=[সি]—ক্রি. <খুলিয়া যাওয়া ॥ কলমর্ নিক্ খৈ গ্যাসে ।

খৈখ্যা=[য]—বি. চিকন শলাকা ॥

খৈটাইল্লা=[ক]—বিণ. ঝগড়াটে ॥ খেটাইল্লা মেয়ে লোক্ । [দেখ খৈট্টাল্] ।

খৈট্যা=[রা]—বি. দাগ ॥ পিতলের্ কল্সিতে খৈট্যা লাগ্‌ছে ।

খৈট্যান্=[কুম]—ক্রি. ধানের বীজ বপন করিবার জন্য বাঁশের বাখারী দ্বারা জমি সমান করা ॥

খৈট্টাল্=[নো]—বিণ. দুষ্টপ্রকৃতির ॥ খৈট্টাল্ গরু লগেরুডারে মারে । [<খত্তাল خطال আঃ] ।

খৈড্যা=[রা]—বি. ছোট খাল বা ডোবা বিশেষ ॥ এই খৈড্যাটি গরমের্ সময়্ শুকাই যায় ।

খৈতা=[রং]—ক্রি. জিজ্ঞাসা করা ॥ তোক বা কাঁর্ খৈতায়্ ? [দেখ খৈতান্] ।

খৈতাখোলা=[য]—বিণ. অমিতব্যয়ী ।

খৈতান্=[রং]—ক্রি. বি. জিজ্ঞাসা বা পরোয়া করা ॥ [<খতানো=খতিয়ে দেখা ; দেখ খৈত্যান্$_{২}$] ।

খৈত্যা=[কুম]—বি. থলি ॥ টেঁহার্ খৈত্যাডা থো । [<খুতি+আ] ।

খৈত্যাইয়া দেখা=[ঢা]—ক্রি. তালাশ করিয়া দেখা ॥ বিশয়ডা খৈত্যায়া না দেইখ্যা এই কামে আত্ দিতাম্ না । [<খতাইয়া=খতিয়ে দেখা] ।

খৈত্যান্=[পা]—ক্রি. কর্ণপাত করা ॥ আমার্ কতাডা খৈত্যালো না । [দেখ খৈতান্] ।

২=[রা]—বি. খুটিনাটি খবর ॥ এ সমন্দে এত খৈত্যান্ নৈতেছ কেন্ ? [<খতিয়ান্] ।

খৈদা=[ম]—বিণ. দুষ্ট ॥

২=[সি]—বিণ. অমিতব্যয়ী ॥ বেটিয়ে খৈদা যামাইরে ফকির্ বানাইয়া সারবো ।

খৈদা চ'াটা=[সি]—বিণ. যে পরের জিনিস চাটিয়া বেড়ায় ॥

খৈদ্=[ম]—বি. গর্ত ॥ পথের্ খৈদ্‌দে খৈদ্ খুরিস্ না । [<খইদ<খাদ<খাত] ।

খৈন্=[বা]—বি. আইড় মাছ থাকার গর্ত ॥ লও খৈন্ চ'াইয়া আহি । [খৈন্<খনি] ।

২=[রা]—বি. গর্ত ॥ ইঁদুরের্ খৈন্ । [<খনি] ।

খৈন্‌চ'া=[ঢা]—বি. কাঠের বাসন ॥ [দেখ খন্‌চ'া] ।

২=[ম]—বি. গরুকে খড় দিবার আধার ॥ খৈন্‌চ'া বৈরা খের্ দে । [পূর্বে দেখ] ।

খৈন্তা=[চট্ট]—বিণ. ঘন ॥ খৈন্তা দুধ ।

খৈন্দা=[ক]—বি. ডালা ॥ তরকারি খৈন্দার্ মধ্যে লও ।

খৈন্না=[রং]—বি. ছোট ছোট ফোঁড়া ॥ খৈন্নার্ জ্বালায় হাটা যায় না ।

খৈপ্‌রা=[সি]—বি. এক প্রকার ছোট ফল ॥

খৈপ্‌শা=[পা]—বিণ. অপরিষ্কার ॥ তোর্ মতন্ খৈপ্‌শা আর্ নাই । [দেখ খপ্‌শে] ।

খৈম্‌ড়ি=[খু]—বিণ. তাজা ॥ খৈমুড়ি ধান্ ।

খৈয়ড়া=[কুম]—বি. খলিসা মাছ ॥

খৈয়া=[চট্ট]—বি. ছোট পুকুর, অগভীর ডোবা ॥

২=[সি]—বিণ. খুব নরম ॥

৩=[ঢা]—অস. ক্রি. <খুলিয়া ॥ শক্ত কর্যা বান্ দেও, নাইলে খৈয়া যাইব ।

৪=[কুম, সি, নো]—বি. এক প্রকার মাছ, খলসে মাছ ॥ খৈয়া মাসের্ ঝোল্ ভালা ।

খৈয়া খন্দক্=[চট্ট]—বি. ডোবা ॥

খৈয়াগোয়া=[রা]—বি. সর্পের শ্রেণী বিশেষ ॥

খৈয়া যাওয়া—[কুম]—ক্রি. <খসিয়া যাওয়া ॥ বৈয়ের মলাট্টা খৈয়া গ্যাসে ।

খৈয়া ঢেউ=[ম]—বিণ. খৈয়ের মত সাদা জলবিন্দু উৎক্ষিপ্ত করে যে ঢেউ ॥ গাঙে খৈয়া ঢেউ উঠ্‌সে ।

খৈয়ান্=[রং]—বিণ. যাহাতে খৈ হয় ॥ তোমার্ কি খৈয়ান্ ধান্ আছে ? [<খৈ+আন প্র.] ।

খৈয়া পাত্তা=[চট্ট]—বি. খলিশা মাছ ॥

খৈয়া প্যাসি=[চট্ট]—বি. মাছ বিশেষ ॥

খৈয়া মড়র=[ঢা]—বি. ধানের নাম বিশেষ ॥

খৈয়াল=[রং]—বিণ. যে ধানে খৈ হয় ॥ খৈয়াল্ ধান্? [<খৈ+আল প্র.]।

খৈরম=[সি]—বি. পিঁপড়া ॥ খৈরমে কাম্‌রাইয়া গতর্ ফুলাই দিসে।

খৈরান=[ফ]—ক্রি. ছাঁচা ॥

খৈরে=[খু]—বিণ. বিভিন্ন রং বিশিষ্ট ॥ খৈরে মুরগি কৈরে? [<খয়ের(<খদির সং)+এ প্র.]।

খৈর=[ফ]—বি. খড় ॥ [খেড় ম. বাং]

২=[চট্ট]—বি. কানের ময়লা, খয়ের ॥ [<খৈল<খলি সং]।

৩=[কুম, সি]—বি. শরীরের কোন অংশের ঘা জনিত শুষ্ক চামড়া, খুস্কী, মরামাস ॥ [দেখ খৈর্‌২]।

৪=[সি]—বি. খেলা ॥ [<খেইড় (<ক্রীড়া সং)]।

৫=[ব]—বি. মাছের বাসা ॥ খৈরের্ মধ্যে আইর্ মাস আসে।

৬=[সি]—বি. তরল পদার্থের জমাট অবস্থা ॥ লৌ পরি খৈর্ বান্‌সে। [দেখ খৈর্‌৩]।

৭=[সি]—বি. পাটের শক্ত আঁশ ॥ খৈর্ দা রশি পাহা।

৮=[চট্ট]—বি. জালের খোপ বা ঘর ॥

খৈর্‌কা=[ঢা]—বি. পাচনির অগ্রভাগের তীক্ষ্ণ সুঁই ॥ [<খরিকা<খড়+ইকা প্র.]।

২=[কুম, ম]—বি. দাঁত খেলানের কাঠি ॥ দাতের্ একটা খৈর্‌কা আন্।

৩=[রং]—বি. বাঁশের চিকন কাঠি ॥ খৈর্‌কা দিয়া কানের্ খৈল্ বাইর্ কর্।

খৈর্‌কানো=[ফ]—ক্রি. চাঁছা ॥ বাশ্‌টা বালা কর্যা খৈর্‌কাও। [দেখ খৈর্‌কা+নো প্র.]।

খৈর্‌খা=[কুম]—বি. গরু তাড়াইবার লাঠির মাথার লোহা ॥ খৈর্‌খাডা লাগাও। [দেখ খৈর্‌কা]।

খৈর্‌বা=[চট্ট]—বি. মক্তবের ছেলেমেয়েরা হরফ ধরিয়া পড়িবার জন্য যে ত্রিকোণাকার জিনিস ব্যবহার করে ॥

খৈর্‌বান=[চট্ট]—ক্রি. মাটি ছাড়ানো, মুলা আলু প্রভৃতি মাটি হইতে বাছিয়া লওয়া ॥

খৈলা=[দি]—বি. <খৈল ॥ গাইটারে খৈলা পানি দিতো।

খৈলাখ=[ঢা]—বিণ. অলস ॥

খৈলা টৈলা=[রং]—বি. একেবারে শেষ সময় ॥ খৈলা টৈলার্ মুখত্ মোক পাটালু।

খৈলান্=[বা, রা]—বি. ধান শুকাইবার জায়গা ॥ খৈলানে দান্ দাও(বা)। [খিল্‌য়ান হিং]।

খৈল্যা=[রা]—বিণ. অলস ॥

খৈল=[কুম]—বি. ধামা ॥ এক্ খৈল্ দান্। [=খলুই]।

২=[বা, রং]—বি. মাছ রাখার পাত্র ॥

খৈল্‌খলান্=[পা]—ক্রি.বি. জোরের সহিত কোন কিছু বাহির করিয়া লওয়া ॥

খৈল্‌তা=[নো, কুম]—বি. থলি ॥ খৈল্‌তার্ মধ্যে হৈর্‌নির্ চা'উল্ আসে। [<খরীত: خريطه আঃ]।

২=[রা]—বি. পেট (ব্যঙ্গার্থে) ॥ [পূর্বে দেখ]।

খৈল্‌তা মারা=[কুম]—বিণ. শেষ ॥ হিতে বাপ্‌মার্ খৈল্‌তামারা পোলা। [দেখ খৈল্‌তা +ঝাড়া=ঝাড়িয়া যে শেষাংশ বাহির করা হয়]।

খৈল্‌তানি=[ফ]—বি. থলি ॥ বাধারে যাদু, খৈল্‌তানি দেও। [দেখ খৈল্‌তা +নি প্র.]।

খৈল্‌দা=[চট্ট]—বি. ক্ষুদ্র থলে বিশেষ ॥ [দেখ খৈল্‌তা]।

খৈসা=[কুম]—বি. ক্ষুদ্র অংশ ॥ অলদির্ খৈসা ফালাইয়া দ্যাও। [<খোশহ্ خوشه ফা.]।

খৈস্‌রা=[সি]—বি, ফুল বিশেষ ॥

খৈস্যা=[চট্ট]—বি. <খলিশা মাছ।

খৈস=[বা]—বি, কানের ভিতরের ময়লা ॥

২=[খু]—বি. <খোলস ॥ শাপের্ খৈস্‌টা কত বড়।

খৈল্‌হ্যা=[রা]—বিণ, অলস, কুড়ে ॥

খো

খোকর=[দি]—বি. গর্ত ॥ [<কোকর; তুঃ খোঁপর হিং]।

খোচোর=[রা]—বি. খৈ ইত্যাদির কণা বিশেষ ॥

খোচ্'=[চট্ট]—বি. ত্রুটি ॥

খোচ্'রানো=[চট্ট]—ক্রি. নিড়ান ॥ [<খোঁচ্‌ড়ান]।

খোটা=[রা]—বি. পদ্মচাকী, কল ॥

২=[রা]—বি. টিপ্পনী ॥ এত খোঁটা দেও কেন্?

খোডা=[নো]—বি. তুলনা, খোঁটা ॥ [দেখ খোঁটা]।

খোডাখুডি=[চট্ট]—বি. ঝগড়া ॥ বাপে পোয়ার্ খোঁডাখুডি ন দৈয়্যো। [দেখ খোঁটা+খোঁট+ই]।

খোপালাশি=[রা]—বি. খোঁপা বিশিষ্ট (মুরগী বা পাখী) ॥ [খোঁপা+ল+শি]।

খো=[কুম]=বি. সুযোগ ॥

খোকা=[কুম]—বি. <খোঁপা ॥ মেকিডার্ মাথাত্ খোকা বাইন্দা দেও।

খোচা=[রং]—বি, একপ্রকার ঝুড়ি ॥

খোচা বড়শিতে এক্‌টা শোল্ ধরেছে। [<খোঁচা ; অর্থ প্র.]।

২=[রং]—বি. পদ্মফুল॥ খোচা খাইতে ভালা।

খোচাত্‌তারা=[রং]—ক্রি. কুমন্ত্রণা দেওয়া॥ সে মানুশকে খুব্ খোচাত্‌তারে। [<কুচরিততা<কুচরিত্র+আ ; নাম-ধাতু ; বর্ণ বিপর্যয়]।

খোচ্‌'=[কুম]—বি. চৌচালা ঘরের ছোট চাল॥

খোচ' আশা=[পা]—ক্রি. ছিদ্র হওয়া, নষ্ট হওয়া, তক্তা খসিয়া যাওয়া॥

খোচ্‌' খোচ্‌'=[কুম]—বি. উঁচু-নীচু॥ খোচ্‌'খোচ্‌' দেইখ্যা হাইট্টিও। [<খোঁচ]।

খোচ্‌'টা=[কুম]—বিণ. ছিদ্র॥ নতুন্ কাপর্‌ডা খোচ্‌টা ঐল্ কেম্‌নে ? [<খোঁচ+টা]।

খোচ্‌'টা তোলা=[কুম]—ক্রি. বাধা দেওয়া॥ [দেখ খোচ্‌'টা+তোলা]।

খোটা=[ফ]—ক্রি. কুড়ানো॥ তুমি ওহোনো খুইটা কি পাইলা ? [<খোঁটা]।

খোটা পারা=[পা]—ক্রি. খোঁচা দিয়া কথা বলা॥ বার্‌বার্ এত খোটা পার ক্যান্ ? [খোঁটা+পাড়া]।

খোট্‌=[কুম]—বি. ছেঁড়া কাপড়ের অংশ॥ এক্‌টা খোট্‌বান্‌দ।

খোট্‌ দেওয়া=[কুম]—ক্রি. বড়শিতে মাছ লাগিলে টান দিয়া তোলা॥ মাস্ লাগ্‌সে খোট্ দে।

খোত্‌ খোত্‌=[কুম]—অব্য. এক প্রকার শব্দ॥ মানুশ্‌টা খোত্ খোত্ কর্‌যা আশে। [ধ্বন্যা.]।

খোদা=[কুম]—বি. খন্দক, অগভীর ছোট গর্ত॥ উঠানত্ খোদা কর্‌ল কে ? [<খাদ]।

খোদ্‌=[ফ]—বি. গর্ত॥ একটা খোদ্ কর্‌, খুঁটি গাড়্‌মু। [<খাদ]।

খোদ্‌তি=[কুম]—বি. কামাই, বাদ॥ খোদ্‌তি নাই। [<কম کم ফা.+তি প্র.]।

খোন্‌দক্‌=[চা]—বি. গর্ত॥ [<খন-দক্ خندق ফা.]।

খোন্‌দর্‌=[চা]—বি. কোনা, জন-হীন জায়গা॥ সারাদিন্ এই খোন্‌-দরেই বৈয়া থাক্‌বি ? [দেখ খোন্‌দক্]।

খোন্‌দল্‌=[বা]—বি. নিচু জায়গা॥ [দেখ খোন্‌দর্]।

খোন্‌দা=[বা]—বি. ছোট ডিঙি নৌকা, তাল গাছের নৌকা॥ খোন্‌দায় চৈ'রা মাস্ ধরা যায়। [দেখ কুন্‌দা]

২=[চট্ট]—বি. গর্ত॥ খোন্‌দায় পড়ি পা ভাংগি গেইয়ে। [দেখ খোন্‌দক্]।

খোন্‌দ্‌=[রং]—বি. <গহ্বর॥ গাছে পাখি খোন্‌দ্ করে। [<খন< খন্‌দক ; দেখ খোন্‌দক্]।

২=[পা]—বি. ফসল, শস্য॥ [< খন<কন সং]।

৩=[য]—বি. ফসলের মৌসুম॥ এবারের্ খোন্‌দে বালা দান্ পাইসি। [পূর্বে দেখ]।

খোপা=[বা]—বি. হাঁস মুরগীর পাক-স্থলী॥ মুর্‌গিটার্ খোপা বরা দান্।

২=[রা]—বি. মাথা॥ তোর্ খোপা ছিড়ে নিব। [<খোঁপা]।

খোপাতি=[রং]—বিণ. খোপা আছে এমন॥ খোপাতি মুর্‌গিটা কার্ ? [দেখ খোপা১+তি প্র.]।

খোপা বরা=[বা]—ক্রি. পেট ভরা॥ খোপা বর্‌লে আর্ দেখা নাই। [দেখ খোপা+ভরা]।

খোপালাশি=[রা]—বি. খোপাওয়ালা মুরগী॥ [দেখ খোঁপালশি]।

খোপ্‌=[কুম]—বি. পাখীর খাঁচার ছোট ছোট কোঠা॥ এক্ এক্ খোপে এক্ এক্ কৈতর্। [<স্তূপ সং]।

২=[য]—বি. কোন্॥ আমি খোপের্ খোপে থরু দিয়াসি।

৩=[খু]—বি. ছোট ভাণ্ড বিশেষ॥ এক্ খোপ্ পানি দাও।

৪=[ব]—বি. বারান্দা ঘেরা ঘর॥ খাপের্ মধ্যে শুয়ে থাক্‌লে কার্ কর্‌বে কে ? [দেখ খোপ্]।

খোপ্‌চা'লা=[য]—ক্রি. বিণ. মাঝে মাঝে॥ খোপ্‌চা'লা দু এক্‌টা কথা যা সে বলে তার্ দাম আসে। [খাপ ছাড়া]।

খোপ্‌না=[পা]—বি. নৌকা বাঁধিবার খুঁটি॥ নৌকা বালা কয়ে খোপ্‌নায় বাধে বান্। [কোপ (<কোপা)+না প্র.]।

খোপ্‌রি=[রং]—বি. গহ্বর, খুপরি॥ গাছের খোপ্‌রিত্ কুড়ালাার্ বাশা। [দেখ খুপ্‌রি]।

খোবা=[চট্ট]—বি, কুয়াশা॥ বিয়ান্যা বালা বর খোবা পড়ে। [<কুয়া< কুহা]।

২=[কুম]—বি. হাঁড়ি॥ দৈয়ের্ খোবা। [দেখ খোপ্৩]।

খোব্‌=[চট্ট]—বি. জাল পলো ইত্যাদির ক্ষেপ॥ পৈলা খোবে ইগ্‌গা রুইত্ মাস্ পড়িল্। [<খেপ< ক্ষেপন]।

খোব্‌দারা=[ফ]—বি. বাঁশের তৈরী লাঠি বিশেষ॥

খোব্‌রে=[য]—বিণ. ময়লা ও বিবর্ণ দাগ বিশিষ্ট॥ খোব্‌রে ডানাওয়ালা পায়্‌রাটা মারা গেসে। [<খয়রে <খয়ের<খদির সং+এ প্র.]।

খোভা=[খু]—বি. বোবা॥ খোভা লোক্ ইশ্‌রায় কথা বলে।

খোমক্‌=[পা]—বি. অভিমান॥

খোমড়্‌=[খু]—বি. বৃক্ষের কোটর॥ [<খোঁঅল<খোড়ল<কোটর সং ; তুং খুঢ়ল হিং]।

খোমা=[খু]—বি. খেজুর বা নারি-কেল গাছের ডাল কাটার পর যে অবশিষ্টাংশ কাণ্ডের সঙ্গে থাকে॥ এই গাসে অনেক্ খোমা।

২=[পা]—বি. অপ্রকাশ্য রাগ॥ সেলোটির্ খোমা আসে।

খোমাইর্‌=[রং]—বি. আটার মথিত তাল॥ খোমাইর্ মাখা আছে, রুটি বানাবার চাওত বানাও। [দেখ খামিরা]।

খোমাকার্‌=[খু]—ক্রি. বিণ. সহজেই॥

চো'র্ খোমাকায় কি চু'রির্ কথা শিকার্ করে। [দেখ থানাখাই]।

খোমাখোমি=[ঢা]—বি. রেষারেষি, রাগারাগি ॥ দুই বাইয়ে কেমুন খোমাখোমি লাগ্‌সে।

খোম্=[কুম]—বি. ডিমের ভিতরের হলদে অংশ ॥ [<কুম<কুউম<কুসুম]।

২=বি. রক্ত ॥ তার্ মাথাডা কাইটা টাট্‌কা খোম্ পর্‌তাসে। [<খুন خون ফা.]।

৩=[রা]—বি. তাগত, শক্তি, ক্ষমতা ॥ [<ক্ষম(<ক্ষমতা)]।

খোম্‌বানি=[নো]—বি. রাগ ॥ আমি কি তার্ খোম্‌বানির্ নিচে'? [দেখ খোমা$_2$+ন+ই]।

খোম্‌রানো=[খু]—ক্রি. কটাক্ষ হানা, রক্তচক্ষু করা, রাগত ভাবে তাকানো ॥

খোয়া=[ঢা]—বি. কোন কিছুর আবরণ, খোশা ॥ [<খোশা<খোশহ্ خوشه ফা. কিংবা কোষ]।

২=[কুম]—বি. কুয়াশা ॥ খোয়ার্ লাইগ্যা কিসু দেহা যায়্ না। [দেখ খোবা]।

৩=[কুম]—বি.<খোপা ॥ মেয়ের্ মাথার্ খোয়া।

৪=[রং]—বিণ. ঘন ॥ গাইয়ের্ দুধ্ খুব্ খোয়া। [তুং খোয়া হিং= ঘন গাঢ় দুধ]।

৫=[খ]—বি. <খোকা ॥ খোয়া বারি আয়্।

খোয়া আওটা=[রা]—বিণ. ঘন করিয়া জ্বাল দেওয়া ॥ [দেখ খোয়া$_4$+আওটা (<আ-বৃৎ)]।

খোয়াইরা=[কুম]—বি. হাঁস মোরগের শব্দ ॥ বেথি দেখি মোরগ্ খোয়াইরা মারিল্। [<কুহর+ইয়া ; ধ্বন্যা.]।

খোয়াইল্যা=[ঢা]—বিণ. ভবঘুরে ॥ খোয়াইল্যা ঘামাইর্ কাসে মাইয়া বিয়া দিব না। [<খোয়া (<খোয়ানো <ক্ষয় ; নামধাতু)+ল+ইয়া প্র.]।

খোয়াইল্=[চট্ট]—বি. খোয়াড় ॥ খোয়াইল গরু বান্‌দে। [<খোয়াড়+ই প্র.]।

খোয়াইল্‌লা=[নো]—বিণ. যে অন্যের জায়গায় থাকে ॥ খোয়াইল্‌লা মানুশের্ আবার্ বড়াই কিয়ের্। [দেখ খোয়াইল্যা]।

খোয়াজ্‌খেজের্=[রা]—বি. পানির পীর ॥ ছেলেকে কূপে নিয়ে জেয়ো না, খোয়াজখেজেরে দেখ্‌বে। [<খ্বাজহ্ খিযর خواجه خضر ফা.; মুসলিম পুরাকাহিনী প্রসিদ্ধ সাধু পুরুষ]।

খোয়ানি=[রং]—বি. খাওয়ানো বাবদ দাম ॥ খোয়ানি কত টাকা নিবে? [খাওয়া+নি প্র.]

২=[কুম]—বি. ক্ষতি, হয়রানী ॥ বহু ট্যাকা খোয়ানি গেসে। [দেখ খোয়াইল্যা ; খোয়া+নি]।

খোয়ানো=[চট্ট]—ক্রি. খোলা ॥ [<খসানো]।

খোয়াপাতি=[ঢা, চট্ট]—বি. বন-ভোজন ॥ চ'ল্ একটা খোয়াপাতি খাই(ঢা)। [খাওয়া+পত্ত<পত্র+ই]।

খোয়াপ্=[সি]—সি. স্বপ্ন, খাব ॥ [খ্বাব خواب ফা.]।

খোয়াবি পোলাও=[ঢা]—বি. আকাশ কুসুম ॥ [দেখ খোয়াব+ই প্র.+পোলাও<পুলাউ پلاو ফা. ; মূল অর্থ স্বপ্ন দৃষ্ট পোলাও]।

খোয়ার্=[কুম]—বি. লাঞ্ছনা, দুর্গতি, দুর্নাম ॥ [খার خوار ফা.]

২=[ম]—বিণ. কাবু ॥ তুমি এত খোয়ার্ ঐস ক্যা? [পূর্বে দেখ]।

খোয়্=[রং]—বি. স্বভাব ॥ তোর্ নুছুরার্ খোয়্ গেল্ না। [খোয় خوی ফা.]।

খোরদ্=[বা]—বিণ. গভীর ॥ [খন্‌দক خندق ফা.]।

খোরল্=[ফ]—বি. কলাগাছের আবরণ ॥

খোরলি আন্দ্=[কুম]—বি. ছোট হাঁস ॥ বিলত্ বহুত্ খোরলি আন্দ্ চ'রের্। [খোরলি(=ছোট)+হাঁস]।

খোরা=[কুম]—বি. মাটির পেয়ালা ॥ [দেখ খুরা$_1$]

খোরাই=[নো]—বি. খাওয়ার জিনিস ॥ খোরাই শেষ্ ঐসে আবার্ ধান্ কিন্‌তে ঐব। [<খোরাকী خوراکی ফা.]।

খোরালি হাঁশ=[চট্ট]—বি. বালি হাঁস ॥ [দেখ খোরলি আন্দ্]।

খোরি=[সি]—বি. প্রসবের সময় প্রথম বাহির হয় যে অংশ ॥ গাইয়ে খোরি বার্ কর্‌সেনিরে?

খোরিন্‌চে'=[বা]—বি. চর্মরোগ, দাদ ॥ [খারিশ্‌তী خارشی ফা.=চুল-কানি যুক্ত]।

খোরে খোরে=[ফ]—ক্রি. বিণ. গিরায় গিরায় ॥ [<ক্ষুর+এ ; ক্ষুর+এ বিভক্তি]

খোরোল্=[বা]—বিণ. নীচু ॥ হাট্টতে হাট্টতে পথ্‌টা খোরোল্ করসে। [<খোড়ল(<কোটর)]

খোর্=[খু]—বিণ. খাদ, পুকুরে বা নদীতে মাছ থাকিবার গর্ত ॥

২=[রং]—বি. গরুকে বাড়ীতে ঘাস খাওয়াইবার নির্দিষ্ট জায়গা ॥

৩=[রং]—বি. বাঁশের বেড়া ॥ খোর্ দি বাড়ির্ পর্‌দা কর্।

খোর্‌খোনা=[রং]—বিণ. খসখসে, তৈলহীন ॥

খোর্‌চা'নি=[পা]—বি. চুল্লী খোচানোর লাঠি ॥ খোর্‌চা'নির্ বাড়ি খায়্যা বিলাইডা পালাইল্। [খুর্‌চনী হিং]।

খোর্ দেওয়া=[ঢা]—ক্রি. বড়শিতে মাছ আটকাইলে টান দিয়া তোলা ॥ করি ডুব্যা গেসেগা, যল্‌দি খোর্ দে। [দেখ খোট্ দেওয়া]।

খোর্‌বানি=[চট্ট]—বি. আমোদ প্রমোদ।

খোর্‌সি=[পা]—বি. গর্ত হইতে মাটি তোলার বাঁশের যন্ত্র বিশেষ ॥ [<খুরপি<ক্ষুরপ্র+ই]।

খোলন্=[কুম]—ক্রি. যাত্রা করা ॥ আইয়্ নাও খোল্‌নু। [মূল অর্থ খুলিয়া দেওয়া]।

খোলশ্=[চা, সি]—বি. কোসকা ॥ আট্‌তে আট্‌তে পাও খোলশ্ পর্‌সে ।

খোলা=[ক]—বি. পানিতে ডুবা জমি ॥ খোলায় খুব্ মাস্ থাকে ।
২ =[বা]—বি. তরকারীর বাগান ॥ মরিচের খোলা । [দেখ খলা] ।
৩=[কুম]—বি. ভাজি করিবার পাতিল ॥ খোলাডা ছেই আরো আসে ।
৪=[ম, দি]—বি. বাড়ীর সামনের প্রাঙ্গণ, গোলাবাড়ী ॥ [দেখ খলা] ।
৫=[বা]—বি. মণ্ডপ, যে স্থানে দেব দেবীর পূজা করা হয় ॥ আনাআনি (গোসল না করিয়া) খোলায় উডিস্ না । [দেখ খলা] ।
৬=[ক]—বিণ. ফাঁপা ॥ গুনে খাইয়া বাশ্‌টা খোলা কৈরা ফেলাইসে

খোলা কপালে=[পা]—বিণ. দুর্ভাগা, হতভাগা ॥ ওর মতন্ খোলাকপালে লোক্ নাই । [দেখ খোলা$_{৬}$+কপাল +এ প্র.] ।

খোলা গাড়্=[খু]—বি. জল সেচনের গর্ত ॥ খোলাগাড়ে মাস্ আডুড়া নেয় । [<খোলা+গাড়া<গড়হা হিং] ।

খোলাট্=[খু]—বি. খামার ॥ খোলাটে ধান্ উঠেসে । [দেখ খলাট্] ।

খোলা ডুলান্=[চা]—ক্রি. বুড়ি ভাজার পাতিল নাড়া, অন্যের উপর কর্তৃত্ব করা ॥ তুমিত পার পরের্ উপ্‌রে খোলা ডুলাইতে । [দেখ খোলা$_{৩}$+ দোলানো] ।

খোলাতাঁতা=[নো]—বি. অভাব, অনটন ॥ হেতার্ খোলাতাঁতা । [দেখ খোলা$_{৩}$ +তপ্ত] ।

খোলা ধরা=[চা]—ক্রি. বুড়ি ভাজার সাহায্য করা ॥ অহনে তুই একটু খোলা দর্ । [দেখ খোলা$_{৩}$+ধরা] ।

খোলান্=[রং]—বি. বহির্বাটি, যেখানে ধান ইত্যাদি মাড়ানো হয় । [<খিল্‌হান হিং] ।

খোলা পাইল্যা=[ক]—বি. হাঁড়ি বিশেষ ॥ [দেখ খোলা$_{৩}$+পাতিল< পাত্র+লা প্র.] ।

খোলাপিডা=[চা]—বি. চাউলের গুড়ি দিয়া তৈরী পিঠা বিশেষ ॥ [দেখ খোলা$_{৩}$+পিঠা] ।

খোলাবাজানি=[কু]—বিণ. হাভাতে ॥ তোর্ মত খোলাবাজানি আর্ দেখিনি । [দেখ খোলা$_{৩}$+বাজা+নি=বাজায় যে] ।

খোলাবাতে=[পা]—বিণ. অলস, হাভাতে ॥ [দেখ খোলা$_{৩}$+ভাত+এ প্র.] ।

খোলা মুচি'=[খু,ম]—বি. পিঠা তৈরী করার হাঁড়ি ॥ [দেখ খোলা$_{৩}$+মুচি (<মুষা)] ।

খোলামেলা=[পা]—বিণ. উন্মুক্ত ॥ বাড়িডো খোলামেলা আসে । [খোলা +মেলা অনুঃ] ।

খোলা হাবাতে=[পা]—বিণ. ভাগ্য হারা ॥ তোর্ মত খোলা হাবাতে লোক্ আর্ নাই । [দেখ খোলাবাতে] ।

খোলামি=[চট্ট]—বি. অনিচ্ছা ॥ [<খল+মি প্র.] ।

খোলে=[খু]—ক্রি. বিণ. ভিতরে, মধ্যে ॥ দুই মিনিটের খোলে আশা চ'াই । [<খোল+এ বিভক্তি] ।

খোলেট্=[পা]—বি. খোলা, ধানাদি মাড়াই করার উঠান ॥ [দেখ খোলাট্] ।

খোলেন্=[ম, খু, কু]—বি. ধান ইত্যাদি মাড়াইবার স্থান, উঠান, প্রাঙ্গণ ॥ খোলেনে ধান্ উঠেসে । [দেখ খোলান্] ।

খোল্যান্=[বা]—বি. উঠান ॥ [দেখ খোলান্] ।

খোলোশা=[ক]—ক্রি.বিণ. পরিষ্কার ॥ গর্ খোলোশা কর্ । [<খুলাস: خلاصه আং] ।

খোল্=[রা]—বি. ঘর ছাউনির চালি ॥ [<খোলা] ।

খোল্‌টোই=[রং]—বি. ঢাকনি ॥

খোল্‌তা=[বা]—বি. থলে, পাটের তৈরী থলে ॥ [<খরীতঃ خريطه আং] ।
২=[রং]—বি. বারান্দা ॥

খোল্‌নাও=[চা]—বিণ. আসবাব পত্রহীন নৌকা, খালি নৌকা ॥ [< খোলা+নাও(<নৌকা)] ।

খোল্‌শা=[রং]—বি. <খোলস ॥ শাপ্‌টা খোল্‌শা ফেলাইছে ।
২=[কুম]—বিণক্রি,. পরিষ্কার ॥ কথাডা খোল্‌শা কৈরা ক । [দেখ খোলোশা] ।
৩=[রা]—বি. মীমাংসা, ফয়সালা ॥ [দেখ খোলোশা] ।

খোল্‌শানি=[চট্ট, রা]—বি. গলদা চিংড়ি ধরার ফাঁদ ॥

খোল্‌শুন্=[রা]—বি. ছোট মাছ ধরার বাঁশের তৈরী খাঁচা বিশেষ ॥

খোসর, খোসর্=[রং]—অব্য. খস খস শব্দ ॥ এত খোসর্ খোসর্ করে কেরে ? [ধ্বন্যা.] ।

খোশা=[ক]—ক্রি. গাঁথা ॥ বাস্‌লিডা মাটির্ মদ্যে খোশি থো ।
২=[ক]—বি. মরা চামড়া ॥ [দেখ খোসা] ।
৩=[রং]—বি. ভুষ ॥

খোশাইয়া দেওয়া=[রং]—ক্রি. মুক্ত করিয়া দেওয়া, মিটাইয়া দেওয়া ॥ [<খসাইয়া দেওয়া] ।

খোশাইল্যা=[ম]—বিণ. যে ধীরে ধীরে কাজ করে ॥ [<খোশ خوش ফা.+ হাল حال আং+ইয়া প্র.; অর্থ প্র.] ।

খোশা দেওয়া=[রং]—ক্রি. জমির ধান নষ্ট হইলে অতিরিক্ত ধান বপন করা ॥ [দেখ খোশা+দেওয়া] ।

খোশানি=[কুম]—বি. ক্ষতি, হারানি ॥ [<খসা+নি] ।

খোশানো=[ম]—ক্রি. জোরপূর্বক ঢুকান ॥ [<খোসনা হিং] ।

খোশামদ্=[রং]—বি. তোষামোদ, আদর ॥ [<খোশামদ خوشامد ফা.] ।

খোশাল্=[ম]—বি. আনন্দ ॥ খোশাল্ ঐ বারিত্ যাও । [দেখ খোশাইল্যা]

খোশ্=[খু]—বি. সাপের খোলস ॥

খোশ্ আল্‌বহ্‌লে=[পা]—ক্রি. বিণ. যখন ইচ্ছা হয়, সচরাচর ॥ [<খোশ خوش ফা.+ 'আমল عمل আঃ +এ বিভক্তি]।

খোশ্‌কদ্‌আ=[রা]—বিণ. অকর্মণ্য, অকেজো, অলস ॥ [খোশ خوش ফা. +কদম قدم আঃ]।

খোশ্ খোশা=[রং]—বিণ. অমসৃণ ॥ যোর্ কি খোশ্‌খোশা মাথা না ? [< খসখসা]।

খোশ্‌চানো=[রং]—ক্রি. এক আঙুল দ্বারা চুলকান ॥ মোর্ পিঠ্‌খানা খোশ্‌টে দে।

খোশ্‌বাশ্=[কুম]—বি. ভাল গন্ধ ॥ খোশ্‌বাশের তেল্ বৌয়েরে দেওন্ লাগে। [<খোশ্ خوش ফা.+বাস=সুবাস]।

খোশ্‌মদ্‌দি=[চা]—বি. তোষামোদ ॥ [দেখ খোশামত্+ই প্র.]।

খোশ্‌লানো=[কুম]—ক্রি. প্ররোচিত করা ॥

খোল্=[কুম]—বিণ. গভীর, নীচু ॥ নদির্ খোল্ যাগাত্ যাইস্ না। [দেখ খোচ্‌'খোচ্‌']।

খোল্‌তবা [সি]—বিণ. খোশ মেজাজী লোক্‌টা বড় খোস্‌তবা। [<খোশ خوش ফা.+তব'আ طبع আঃ]।

খোহর্=[বা]—বিণ. কোঁকড়া ॥

খোহো=[রা]—বি. অভ্যাস ॥ বিড়ি খাওয়ার্ খোহোডা ছাড়তে পার্‌লা না। [দেখ খোয়্]।

খৌ

খৌ=[ফ]—বি. রক্ত ॥ তার্ পা কাইটে খৌ পড় তেসে। [দেখ খোয়্₁]।

খৌওয়া=[কুম]—বিণ. হারানো ॥ খৌওয়া চি'হ্ পাওয়া যায় না। [<খোয়া<ক্ষয়িত সং=খোয়ানো]।

খৌডা=[চট্ট]—বি. খোঁচা, খামচি ॥ ঔড়া ডাইলে খৌডা খায়। [দেখ খোটা পারা]।

খৌড়্=[ব,পা]—বি. পশুর খোঁয়াড় ॥ [<খোঁয়াড়]।

খৌত্তা=[চট্ট]—বি. কাই ॥ ময়দা খৌত্তা করি রাখ্।

খৌত্তানো=[চ]—ক্রি. গণনা বা হিসাব করা ॥ তোমার্ মত লোক্ আমি খৌতাই না। [<খতানো=খতিয়ে দেখা]।

খৌনা=[রা]—বি. যে জমিতে বীজ ছাড়াই গাছ জন্মে ॥

খৌপ্=[কুম]—বি. ভয় ॥ হেইখানে যাইতে আমার্ খৌপ্ মালুম অয়্। [খওফ خوف আঃ]।

খৌরা=[কুম]—বি. সরিষা ॥ খৌরার্ তেল ॥

খৌলা=[কুম]—বি. কড়াই ॥ তিন্ খৌলা দান্ চাই। [দেখ খোলা₆]।

গআন্=[চট্ট]—বি. গান ॥ গআন্ গাইয়ুর্। [<গাওন√গা+অন প্র.=গাওনা]।

গআর্=[চট্ট]—বি. চাকর ॥ চা'শির্ গআর্। [<*গাহর<গাভুর ম.বাং]।

২=[চট্ট]—বিণ. গায়ের ॥ [<গাঅ<গাত্র+র (সম্বন্ধে)]।

গঅর্মেন্ট=[কুম]—বি. সরকার ॥ গঅরমেন্টের্ কোন দোশ্ নাই। [গভর্ণমেণ্ট্ goverment ইং]।

গওড়া=[ব]—বি. খোঁয়াড় ॥ গওড়ায় গাশ্ দে। [<গঁওড়া<গোঁয়াড়<খোঁয়াড়]।

গওনা=[খু]—বি. কেরায়া নৌকা ॥ [<গহনা]।

গওনো=[খু]—বি. আসন্নপ্রসবা ॥ গাইডা বোধ্ হয়্ গওনো। [গওনো<গর্ভিণী সং]।

২=[খু]—বি. গহনা, অলংকার ॥ বে তো কর্বা, গওনো গড়্লে তো? [<গওনা<গহনা]।

গওয়ার্—[রং]—বি. রাগী ॥ লোক্টি বড় গওয়ার্। [<গোঁয়ার<গাঁও <গ্রাম সং+আর প্র.]।

গওর্=[চট্ট]—বি. চাকর ॥ দোকানের্ গওর্টা চু'রি গরি ভাগ্‌সে। [দেখ গআর্]।

২=[কুম,ব]—বি. মনোযোগ, চিন্তা ॥ গওর্ কৈরা ওবায়্ শোন্। [গওর غور আং; দেখ গরো]।

৩=[রা]—ক্রি. বিণ. ঐচ্ছিক ॥ গওর্ দি যা। [গয়র غير আং=অন্য]।

গওহর্=[চা, ব, কুম]—বি. মূল্যবান্ ধাতু ॥ গওহরি গওহর্ চিনে। [গওহর گوهر ফা.]।

গংগরা=[নো]—বি. বড় বা যুবতী ॥ গংগরা বাহ্ দি যগ্‌গুরে কৈসি।

গংগাজলি=[রং]—বি. অতিশয় বোকা ॥ তুই এক্টা আস্ত গংগাজলি। [<গঙ্গাজল+ই প্র.]।

২=[চা]—বি. শাড়ির নাম ॥ [পূর্বে দেখ]।

৩=[কুম]—বিণ. পরিষ্কার ॥ গংগাযলি শুতি। [পূর্বে দেখ]।

গংগানো=[রা,ব,রং]—ক্রি. রাগে বা যাতনায় গোঁ গোঁ করা, কাতরানো ॥ সে মাথার্ বেদ্‌নায় গংগাচ্ছে (রা)। [গোঁ গোঁ (নাম ধাতু)+আনো প্র.]

গংগিমা=[চা]—বি. নদী বা সাগরের দেবী ॥ পোলাডা গংগিমায় লৈয়া গেসে। [<গঙ্গা মা]।

গংরা=[দি, রা]—বি. মহরমের তাজিয়া ॥ মররমের্ মেলায় বড় বড় গংরা আইছিলো। [<গহ্‌বারহ্ گهواره ফা.=দোলনা]।

২=[রং]—বি. ঘাস বিশেষ ॥

গংশানো=[রং]—ক্রি. বি. আফসোস করা ॥ আগোত্ দি পাচত্ গংশানো ভাল নোয়ায়্।

গঁ=[চট্ট]—বি. হাড়ি পাতিলের নিম্নভাগ বা গলা ॥ গঁ ভাল করি মাযি ফেল্। [<গাঁ<গা; অর্থ প্র.]।

গঁজ=[চট্ট]—বি. গ্রাম ॥ এই গঁজত্ ইস্‌কুল্ নাই ॥ [<গাঁজ<গ্রাম সং]।

গঁজন্=[চট্ট]—ক্রি. ঘষা দেওয়া ॥ গঁজতে গঁজতে পাথর্ খয় অয়্। [<ঘহন্<ঘষন্<ঘর্ষণ সং]।

গঁও=[রা]—বি. সুযোগ, ইশারা ॥ বেব্‌শায় গঁও নাই কিছু। [<ঘাত]।

গঁওরা=[চট্ট]—বি. জলে পড়িয়া থাকার ফলে বস্তুর উপর উৎপন্ন শেওলার স্তর বা ময়লা ॥ চা'ইর পাচ বছ্‌রা বিলের্ পানিত্ থাইলে গাউত্ গঁওরা ধাঁধাইব।

গঁচি=[পি, ব, রা]—বি. ছোট বাইন জাতীয় মাছ ॥

গঁদ্=[খু]—বি. বাবলার আঠা ॥ গঁদের আঠা খাইলে ধাতু পুষ্ট হয়্। [<গোঁদ হিং]।

গকুলে থাকা=[পা]—ক্রি. নিরাপদে থাকা ॥ [গকুল<গোকুল=যেখানে শ্রীকৃষ্ণ পালিত হইয়াছিলেন]।

গকুল্ দার্=[কুম]—বি. বড় লোকের তরকারী দধি ইত্যাদি যাহার তত্ত্বাবধানে থাকে ॥

গকুল্ গাস্=[ব]—বি. বকুল ফুলের গাছ ॥ [<বকুল গাছ]।

গক্‌খিন্=[ব]—বিণ. গভীর ॥ গক্‌খিন্ পুষ্কর্। [<গহীন]।

গক্‌ড়া=[ব]—বি. খোঁয়াড় ॥

গখ্‌খি=[পা]—বি. গোবরের ঘুঁটে ॥ গখ্‌খির্ আগুন্।

গ গ করা=[চা]—ক্রি. গোয়গোল করা ॥ গ গ কর ক্যা? [গোঁ গোঁ করা]।

২=[পি]—ক্রি. বার বার আলোচনা করা ॥ ই বাবে কত্তা নৈ অত গ গ কর কেনে? [পূর্বে দেখ; অর্থ প্র.]।

গগন্ তারা=[চা]—বি. আউশ ধান বিশেষ। [<গগন+তারা]।

গগল্‌ডিং=[রং]—অব্য. এক প্রকার পাখীর আওয়াজ ॥

গগা=[ব]—বি. গালে সজোরে ঠোকা ॥ আবার্ পৈশা দিবি না গগা খাবি?

২=[পি]—বি. কণ্ঠনালী ॥

গগানি=[পি]—বি. মোরগের ডাক ॥ [দেখ গ গ করা; গগ+আনি প্র.]।

গগানো=[ব, রা]—ক্রি. তাড়াতাড়ি করা ॥

২=[কুম]—ক্রি. গোপনীয়তা প্রকাশ করিয়া ফেলা, হাটে হাড়ি ভাঙা, ঢাকঢোল পিটানো ॥ কতাডা গোপন্ না কৈরা হে গগাইয়া বেরাইতাসে।

৩=[প, ব, রা]—ক্রি. বিরক্তি করা, চীৎকার করা ॥ [গোঁ গোঁ+আনো প্র.]

গগ্‌ই=[চট্ট]—বি. একপ্রকার তরকারী।

গগ্‌গ মারা=[পা]—ক্রি. মুষ্ঠাঘাতী দ্বারা আঘাত করা ॥ এক্‌টা গগ্‌গ মারুম্‌।

গগ্‌গাই=[চা]—বি. বাজে গল্প, গুজব ॥ এই হানি ঠাইন্‌ত গগ্‌গাই কৈরা কাডালি। [দেখ গ গ করা]।

গগ্‌গা দেওয়া=[ব]—ক্রি. ঘাড় ধাক্কা দেওয়া, অর্ধচন্দ্র দেওয়া ॥ বেশি গোল্‌মাল কৈলে গগ্‌গা মাইরা বার্‌ কৈরা দিমু।

গগ্‌ড়াডিঙ্গা্‌=[রং]—বি. ক্ষুদ্র পাখী বিশেষ ॥

গগ্‌রা=[ফ]—বি. একপ্রকার তরকারী ॥ গগ্‌রা দিয়া বেহ্‌ মাস্‌ খাওয়া যায়।

গচ'া=[কুম]—বি. পাট বা তিল গাছের গোড়া ॥ আমার্‌ পাও গচ'া বিন্‌সে।

২=[ব, রং, রা]—বি. মাটির উঁচু প্রদীপ ॥ রান্‌না ঘরে গচ'ায়্‌ আলোই যলে।

৩=[রা]—বি. পিলসুজ ॥

৪=[কু]—বি. কাঁটা ॥ পায়ের্‌ মধ্যি এক্‌টা গচ'া হান্‌দাইচে'। [<গাছা<গুচ্ছ সং; অর্থ প্র.]।

৫=[সি]—বি. মাছের কাঁটা ॥ তার্‌ গলাত্‌ গচ'া ফুটিসে।

৬=[পা]—বি. একপ্রকার আগাছা ॥ পাট্‌খেতে গচ'া যন্‌মিসে। [< গাছ+আ প্র.]।

৭=[ব, রা, চট্ট, চা]—ক্রি. গ্রহণ করা, নেওয়া ॥ ভুতের্‌ মত মেয়েকে কে গছ'বে (ব)? [<গছা গচ্ছিত]।

৮=[নো]—বি. ছোট শাখা, দণ্ড ॥ গচ'ায়্‌ বাড়িয়ে ছিতার্‌ মাতা হাইট্‌লে। [<গাছ+আ প্র.]।

গচ'া গচ'া=[সি]—বিণ. কণ্টকযুক্ত ॥

গা চ'াগানো=[ব]—ক্রি. রাগ করা বা ক্ষুব্ধ হওয়া ॥ সে আর্‌ গ চ'াগায়েসে, তাড়্‌ যাবে না। [<গোঁ চাগানো]।

গচ'াত্‌ করি=[সি]—ক্রি. বিণ. ক্যাচ করিয়া ॥ বেটা গচ'াত্‌ করি বাগের্‌ সংগুর্‌ কাটি লাইলো। [অনু.]।

গচা দেওয়া=[রং]—বি. হিন্দুদের বিশিষ্ট পর্ব ॥

গচ'ান্‌=[সি]—ক্রি. খোলা ॥ দুয়ার্‌ গচ'াও। [<ঘুচান]।

গচ'ানো=[ব]—ক্রি. দ্রুত কাজ করা ॥ [< ঘষা (নাম ধাতু)+আনো প্র.]।

গচ'াল্‌=[সি]—বিণ. কাঁটাযুক্ত ॥ চি'তল্‌ গচ'াল্‌ মাছ্‌। [<দেখ গচ'া, +ল প্র.]

গচি'=[চা]—বি. জমির সীমার জন্য ব্যবহৃত বাঁশ বা গাছের ক্ষুদ্র ডাল। ॥ [<গাছ+ই প্র.]

২=[কু]—বি. কাঠের বড় খণ্ড ॥ গচি'দি পাতা কৈরা খেতে বেড়া দে। [পূর্বে দেখ]

৩=[পা, দি, রা]—বি. ছোট মাছ বিশেষ ॥ গচি'মাসের্‌ বাযি খুব্‌ স্বাদ্‌।

৪=[রা, রং]—বি. বীজ ধানের চারা। [<গোছা<গুচ্ছ সং+ই প্র.]।

গচি' মাস্‌=[রং]—বি. ছোট বাইন মাছ ॥

গচি'য়া=[পা]—বি. ছোট বাইন মাছ ॥ গচি'য়া মাস্‌ খুব্‌ স্বাদ্‌।

গচুয়া=[রং]—বি. যে বেশী গাছে উঠিতে পারে ॥ তোর্‌ মত গচু'য়া আর্‌ দেখো না। [<গাছ+উয়া প্র.]

গচুয়া বেঙ্‌=[রং]—বি. যে ব্যাঙ্‌ গাছে থাকে ॥ গচু'য়া বেঙ্‌ কি মাটিত্‌ থাকে? [দেখ গচুয়া]।

গচে'=[ব]—বি. বড় ঢেউ ॥ গাংগে গচে' উঠেসে।

২=[ব]—বি. কর্ষিত জমির আবর্জনা ॥

গচ'্যা=[পা]—বি. এক প্রকার ঘাস বা আগাছা ॥ গচ'্যা অনেহ্‌ যমিতে যন্‌মে।

গছ্‌'=[ব]—ক্রি. বিণ. পরিষ্কার ॥ ওহ্‌কা গছ্‌ কৈরা পানি বৈরা আন্‌।

২=[সি]—বি. হাঁড়ি রাখিবার বেতের চাক ॥ গছ্‌ নাই কৈলা কৈ থুইতাম্‌?

গছ্‌গচালি=[রং]—বি. গাছপালা ॥ বাগানের্‌ গছ্‌গচালি কাট্‌। [<গাছ গাছালি]।

গছ্‌'চ'া=[চা]—বি. আক্কেল সেলামী ॥ পাঁচ্‌' টাকা গছ্‌'চা' গেল্‌। [<গচ্চা]।

২=[কু]—বি. লোকসান ॥ এবার্‌ বের্‌সারে গছ্‌'চ'া যাবে। [পূর্বে দেখ]।

৩=[চট্ট]—বি. জলা ভুমিতে বপনযোগ্য ধান ॥ গছ্‌'চ'ায়্‌ যমিন্‌।

গছ্‌'চা গছ্‌'চি'=[খু]—বি. বর্ষার সময় বা কর্দমাক্ত জমিতে ছেলেদের খেলা বিশেষ ॥

গছ্‌'ড়াইয়া=[নো]—বি. বিরক্তিসূচক গালি ॥ গছ্‌'ড়াইয়ায়্‌ আঁরে বড় দুহ্‌ দিতে আসে। [< গাছড়া+ ইয়া; মূল অর্থ যে গাছে গাছে বেড়ায় অর্থাৎ বানর]।

গছ্‌'তান্‌=[খু]—বিণ. দুষ্ট ॥ লোক্‌টা ভারি গছ্‌'তান্‌। [গস্তান হিং]।

গছ্‌'মছ্‌'=[সি]—বি. গড়িমসি, গণ্ডগোল ॥ ই গছ্‌'মছ্‌' কর্‌বার্‌ কেনে। [অনু.]।

গছ্‌'মা=[নো]—বি. বিরক্তিসূচক গালি ॥ গছ্‌'মার যালায়্‌ আর্‌ বাঁচ'া গেল্‌ না।

গছ্‌'সা=[বা]—বি. আক্কেল সেলামী ॥ [দেখ গছ্‌'চ'া]।

গচ'লাইন্যা=[চট্ট]—বিণ. ভারী ॥

গছ্‌'সাগল্‌=[বা]—বি. সিঁড়ি ॥ গচ'সাগল্‌ বাইয়া উঠ্‌তাম্‌ পার্‌তাম্‌ না।

গছ=[রং]—বি. গাছ ॥ বড় গছ। [<গাছ]।

গছি=[রং]—বি. ঝাড় ॥ গছি কাটি সাফ্‌ কর্‌।

গছ্‌মু্‌=[দি]—বি. মরিচ ॥

গজ্‌=[রং]—বি. দুই হাত, গজ ॥ এহ্‌ গজ্‌ কাপড় ॥ [<গজ ফা.]।

গজাগজি=[রং]—ক্রি. রাগারাগি ॥ [<গর্জাগর্জি]।

গজার, গ্যারা=[ম]—বি. একপ্রকার বাঁশের নাম ॥

গজাল্=[রং]—বি. পেরেক ॥ দুয়ার্ খানত্ একটা গজাল্ মাড়তো। [<গয =গজ পরিমাণ, গয گز ফা. +লোহা]

গজি=[সি,রং]—বি. গায়ের চাদর ॥ শিত্ কর্ছে গজিটা দ্যাও। [<গযী گزی উর্দু=মোটা সূতীকাপড়]।

গজো=[রং]—বিণ. বোকা, অবি-বেচক ॥ জামাইটা বড় গজো।

গজোর, গজোর্=[রং]—ক্রি. বিণ নিম্নমুখে হনহন করিয়া। [অনু.]।

গজ্‌গজে=[রং]—ক্রি. বিণ. জোরের সহিত ॥ লোক্‌টা গজ্‌গজে চলে গেল্ [অনু.]।

গজ্‌খাটি=[রং]—বিণ. অকর্মা ॥ তোর্ নাগ্‌তি গজ্‌খাটি আর্ দেখো না।

গজ্‌ধুয়া=[রং]—বিণ. অত্যন্ত জরুরী হাবার্ একেবারে গজ্‌ধুয়া ঠেকা।

গজ্‌জনা টজ্‌জনা=[রং]—বি. গর্দা-নের যে কোন জায়গা ॥ [<গর্দন گردن ফা.]।

গজ্‌রা=[রং]— বি. প্রাচীন রূপার অলঙ্কার বিশেষ ॥ এক্‌জোড়া গজ্‌রা হাবার্ ছিল। [<গজরা হিং=ফুলের মালা; অর্থ প্র.]।

গবনে=[খু]—বি. ছোট পুকুর ॥ গবনের্ মধ্যে মেলা মাস্ আসে ॥

গববত্=[কুম]—বিণ. গণ্ডগোল ॥ বেশি গববত্ করিস্ না। [অনু.]।

গবর্=[চট্ট]—বি. জামরুল ॥

গবর্‌দম্=[খু]—অব্য. গজগজ ॥ ঘরে টাকা পয়সা নাই,, শুধু শুধু গবর্‌দম্ কর্‌লে কি কাম্ হয় ? [অনু.]।

গবা=[খু, নো]—বি. মিষ্টান্ন বিশেষ ॥ গবা নিয়ে শশুর্ বাড়ি গেল্।

গবাইয়া উঁডা=[চ]—ক্রি. আবির্ভাব হওয়া ॥ তুমি বর একটা মাণ্‌ষোর্ গবাইয়া উড্‌সনি ? [< গজাইয়া উঠা]।

গবাইয়া=[নো]—বিণ. খুব মোটা, অস্বাভাবিক ॥ কি গবাইয়া মাইয়া। [<গজারিয়া <গজালিয়া<গজাল+ইয়া প্র. ; গজাল মাছের ন্যায়]।

গবাইয়া আতাল্=[চা]—বি. গজাল মাছ থাকিবার স্থান ॥ হারা-দিনে নিয়াইলা এক্ গবাইয়া আতাল্। [দেখ গবাইয়া+আতাল<অবস্থান]।

গবাইয়া চে'ক্=[চা]—বি. বড় চক্ষু ॥ তর্ গবাইয়া চে'ক্কেরে আমি ডরাই না। [দেখ গবাইয়া+চউক< চোখ]।

গবাইল্=[বা]—বি. লোহার পেরেক ॥ [দেখ গজাল্]।

গবানো=[সি]—ক্রি. ক্ষতি করা। মোকদ্দমায় তার্ পাচ্'শ টাকা গবাইসি। [দেখ গচ্'চা (নাম ধাতু)+আনো প্র.]।

২=[ব]—ক্রি, ক্রোধান্বিত হওয়া ॥ কালু গবাইল্ কেন্ ? [<গর্জানো< গর্জন সং]।

গবারি কুত্‌তা=[চা]—বি. বড় পিঁপড়া জাতীয় প্রাণী ॥ গবারিকুত্তার্ কামরে খুব্ পোয়ানি। [=গজালি কুকুর]।

গবারি চে'খ্=[সি]—বিণ. বড় •তারকাবিশিষ্ট চক্ষু •॥ [দেখ গবাইয়া চো'ক্]।

গবার্ মুরি=[চা]—বি. একজাতীয় মাছ ॥

গবালি=[সি]—বি. লম্বা লৌহ শলাকা বিশেষ ॥ গবালি দিয়া হুক্কা গর্ করা অয়। [দেখ গবাইল্]।

গবালেঘাড়্=[ব]—বিণ. একগুঁয়ে ॥ গবালেঘাড়্ সেলেটা কি কারো কথা শুন্‌বো? [গজাল (মাছ)+এ প্র. ; গজালের ন্যায় ঘাড়বিশিষ্ট]।

গবালেপনা=[ব]—বিণ. একগুঁয়েমি ॥ বেশি গবালেপনা করো না। [দেখ গবাল্১]।

গবালোহা=[বা]—বি. গজাল ॥ [দেখ গবাইল্+লোহা]।

গবাল্=[বা, খু, চট্ট]—বি. গজাল মাছ ॥ অনেকে গবাল্ খায় না। [<গব گز ফা. +আল প্র.]।

২=[খু]—বিণ. মূর্খ ॥ কোথাকার্ গবাল্‌রে। [গজাল মাছের ন্যায় বোকা]।

৩=[বা]—বিণ. একরোখা ॥ সেয়াড়া এক্‌টা গবাল্ কারো কথা শোনে না। [পূর্বে দেখ]

গবাল্ গড়িয়া=[ব]—বিণ. বৃহৎ আকৃতিবিশিষ্ট ॥ কি গবাল্ গড়িয়া মানুষ্। [গজাল মাছের ন্যায় বড় গঠন যাহার ; গড়িয়া<গড়ন+ইয়া প্র.]।

২=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

গবি=[চট্ট]—বি. বড় মেটে পাতিল ॥ গবিতে চৈ'ল্ রাখ্। [গব گز+ই প্র.; এক গজ পরিমাণ]।

২=[ম, নো]—বি. চাদর ॥ শিত্ কৈর্‌লে গবিডা নে। [গবী گزی উর্দু= মোটা সূতী কাপড়]।

৩=[সি]—বিণ. লম্বাকৃতি ॥ গবি কাঁঠাল্।

৪=[খু]—বি. মাছ বিশেষ ॥ কত্তা গবি পালে।

৫=[কুম]—বি. তৈল বিশেষ ॥

গবিনা=[খু, বা]—বি. লম্বা জোঁক ॥

গবেংগা=[ম]—বিণ. বিরাটাকার ॥ আড়ে গবেংগা এক্ হাবু আইসিল্। [<গজ(হাতী)+অঙ্গ+আ প্র.]।

গবেদি=[সি]—ক্রি. বিণ. বারান্দার দিকে ॥ চো'র্ গবেদি হিন্ কাট্‌সে। [গবে +দি<দিকে; দেখ গব্২= হাতিনা]।

গবো=[খু]—বিণ. বোকা, অবিবেচক ॥ বামাইটা বড় গবো। [<গজ +ও প্র. (সাদৃশ্য অর্থে)কিংবা< গজালো ; দেখ গবাল্২]।

গব্=[কুম, সি, ম]—বি. খাঁচের বাঁধের উপরের উঁচু বাঁশের খণ্ড ॥ হারের্ গব্‌ডা বেন্ বর। [গজ< *কট্টঅ< কফুদ সং]।

২=[ক]—ক্রি. কাঁধি ॥ বেড়াডা গব্ দেওয়ার্ বেলায় ওস্তাদ্।

৩=[ম]—বি. ইচ্ছা ॥ কামে তোমার গয্‌ নাই। [<গরয্‌ غرض আং=প্রয়োজন, উদ্দেশ্য, ইচ্ছা]।

৪=[খু]—বি. নারিকেল ডোগার প্রথম অবস্থা ॥

৫=[সি]—বি. ঘরের পার্শ্ব ॥ [দেখ গবেদি]।

৬=[বা]—বি. অঙ্কুর ॥ দানে গয্‌ ঐসে। [<গেঁজ]।

৭=[সি]—বি. দুই ঘরের মাঝখান ॥

গয্‌কান্‌দা=[বা]—বিণ. স্থূলকায়, বিশ্রী ॥ গয্‌কান্‌দা সেলের কোন ভদ্‌ পদ্‌ নাই। [<গজস্কন্ধ]।

গয্‌খোদ্‌=[ম]—বিণ. নির্বোধ, বোকা ॥ [<গজ (হস্তী) সং+খাম خام ফা.=অনভিজ্ঞ, কাঁচা]।

গয্‌গৈচ্‌'সা=[নো]—বিণ. নূতন, তাজা ॥ গয্‌গৈচ্‌'সা দান্‌। [<গজ গজ অনু.+ইয়া প্র.]।

গয্‌গয্‌=[পা]—ক্রি. বিণ. গজ্‌গজ্‌ ॥ খেতে খান্‌ গয্‌ গয্‌ কর্‌তিসে। অনু.]।

২ =[কুম]—ক্রি. বিণ.ঠেলাঠেলি ॥ তার্‌ টেঁয়ায় গয্‌ গয্‌ করে।

৩=[সি]—বি. রাগ ॥ [<গর্জন সং অনু.]।

গয্‌গাইট্‌টা=[কুম, ম]—বিণ. পুরু, খসখসে, মোটা ॥ খদ্‌দর্‌ খুব্‌ গয্‌গাইট্‌টা কাপড়্‌। [<গজ(হস্তী)+গাইট্টা=গাট্টা(হস্তীর পিঠের চামড়ার মত পুরু অর্থে)]।

গয্‌গাইরা=[কুম]—বিণ. মোটা, ভারী ॥ তোমার চল্‌তি বড় গয্‌গাইরা। [<গজ+খাড়+ইয়া প্র.]।

গয্‌গিরি=[ম]—বিণ. গোঁয়ার গোবিন্দ ॥ তার্‌ মতো গয্‌গিরি বড় দেখা যায়্‌ না। [গজ+গিরি প্র.]।

গয্‌ গোবিন্দ=[ক]—বিণ. বিরাট দেহ বিশিষ্ট ॥ ই গয্‌গোবিন্দতার্‌ খাড়্‌ মুসুরি কয়্‌। [গজ গোবিন্দ]।

গয্‌খাজি=[নো]—বিণ. দোয়াবি ॥ হিতার্‌ গয্‌খাজি দেইক্‌লে গিন্‌ করে।

গয্‌ড়া=[ম]—বি. ধানের নাড়া গাদি দিবার সময় ভিতরে যে বাঁশ দেওয়া হয় ॥ গয্‌ড়ার্‌ চা'র্‌ পাশে কুটা ধরা দিয়ে রাখ্‌।

গয্‌বদুই=[ক]—বি. বড় ডুমুর ॥ [গজ(বড় অর্থে)+বুই (ফল বিশেষ)।

গয্‌মব্‌=[পা, চট্ট]—অব্য. খচরমচর। উন্দুরে গয্‌মব্‌ গরে। [অনু.]।

গয্‌লা=[খু]—বি. চারা, অঙ্কুর ॥ [<গেঁজ+লা প্র.]।

গাট্টা=[বা]—বি. মার্বেল ॥ গাট্টা খেলা যায়্‌ কয়্‌বুহিনি। [<গোটা<গুটি সং]।

২=[সি]—বি. চিবুক ॥ গাট্টা ফুলাইও না।

গাট্‌=[সি]—বি. ধর্মঘট ॥ স্কুলে মিলি গাট্‌ কর্‌লে। [<ঘট<(ধর্ম)ঘট]।

২ =[খু]—ক্রি বিণ. স্থির ॥ তলে তলে সব কাম্‌ শাইরা এখন্‌ গাট্‌ হৈয়া বৈশা আসে। [গাঁট]।

গাট্‌গাটা=[সি]—বিণ. শক্ত ॥ মাটি শুকাইয়া গাট্‌গাটা ঐসে। [অনু.]।

গাট্‌গাটানো=[রং]—ক্রি. উপদ্রব করা ॥ এত কিসের্‌ অনুনি গাট্‌গাটায়্‌ সে। [গাট্‌গাট্‌(নাম ধাতু)+আনো প্র.]।

গাট্‌গাটি=[সি]—অব্য. খট্‌খট্‌ শব্দ ॥ বৈচা'ল্‌ আইলো তার্‌ দর্‌বার্‌ গাট্‌গাটি লৈলো। [অনু.]।

২=[বা]—বি. বড় বড় কথা ॥ শুধু খালি গাট্‌গাটি পার্‌। [পূর্বে দেখ]।

গাট্‌গাটে=[রং]—ক্রি.বিণ.বেশী পরিমাণে, তাড়াতাড়ি ॥ খালি গাট্‌গাটে মাছ পড়সে কোঁয়াত্‌। [অনু.]।

গাট্‌টানো=[খু]—ক্রি. অনবরত পা দিয়ে লাথি মারা ॥ [গাট্টা (নাম ধাতু)+আনো প্র.]।

গাট্‌মাট্‌=[চা]—বি. অবৈধ মিলন ॥ [অনু.]।

২=[সি]—বি. ভালবাসা, গাঢ়িমসি ॥

গাট্‌মাট্‌ করা=[সি]—ক্রি. ফিস্‌ ফিস্‌ করিয়া কথা বলা ॥

গাট্‌রাত্‌=[সি]—ক্রি. বিণ. সশব্দে ॥ গাট্‌রাত্‌ করি দুয়ার্‌ লাগাইসে।

গড়ক্‌=[চা, কুম, ক]—বি. ঘটক ॥ বিয়ার্‌ গড়ক্‌ আইসে। [<ঘটক সং]।

গড়ন্‌ গাড়ন্‌=[সি]—বি. গঠন ॥ বাইয়াডার্‌ গড়ন্‌গাড়ন্‌ বালা। [গঠন গাঠন]।

গড়র্‌ মড়র্‌=[সি]—বি. গড়িমসি ॥

গড়ি মড়ি=[চট্ট]—বিহেলা,আলস্য ॥ [গড়িমড়ি=গড়িমসি]।

গড়ো=[রা]—বি. ইঁদুর ॥

গড়্‌গড়াইয়া=[নো]—ক্রি. বিণ. গড়্‌গড়্‌ শব্দ করিয়া ॥ হানি গড়্‌গড়াইয়া গ্রাম্‌ ঐসে। [<গড়্‌গড়্‌ (ধ্বন্যা.)+ইয়া প্র.]।

গড়্‌ডানো=[রং]—ক্রি. এপাশ ওপাশ করা ॥ এই খুঁটিটা গড়্‌ডাও। [গড়া+আনো প্র.]।

গড়্‌ডুমুর্‌=[কুম]—বি. ডুমুরফল ॥ [<গড়্‌+ডুমুর]।

গড়্‌ বাজানো=[চট্ট]—ক্রি.ওৎপাতিয়া থাকা ॥ তুই অয়েতো গড়্‌ বাজাইবে কি লাব্‌ ঐবো। [<ঘাটি+বসানো।

গড়ন্‌=[রা, খু]—বি. গহনা ॥ মেয়েরে বিয়েতে কত গড়ন্‌ দেবে? [<গড়+অন প্র. ; অর্থ প্র.]।

গড়ত্‌=[বি]—ক্রি.বিণ.কাছে নিকটে ॥ মোর গড়ত্‌ এনা বৈস্‌। [<গোড়(=গোড়ালি) হিং ; ত অধিকরণে]।

গড়ল্‌=[পা]—বি. বিষাক্ত প্রাণীর পরিত্যক্ত বিষ ॥ গড়ল্‌ লেগেসে। [<গরল সং]।

গড়া=[পা, রা, ম, ব]—বি. প্রাচুর্য, আটি, আঁটি ॥ বৈশ্‌ঠে খড়া ধানের্‌ গড়া। [<গড়িঅ প্রাং<গঠিত সং]।

২=[খু]—বি. বাগানের চতুর্দিকে ঘের ॥ [বেড়া]।

৩=[ম]—বি. ঘের ॥ গড়ায়্‌ মাড়া দাও। [পূর্বে দেখ]।

৪=[পা]—বি. কলসী ॥ গড়ায়্‌ পানি নাই। [<ঘড়া<ঘট+আ প্র.]।

গড়াঅন্যা=[রং]—বি. যে গড়ে, শিল্পী ॥ গড়াঅন্যার্ আবুয়া কত। [<গড়+আন+ইয়া প্র.]।

গড়াআইন্না=[নো]—বি. যে গড়ে বা তৈরী করে ॥ [গড়াঅন্যা] ॥

গড়াযাল্=[রা]—বি. মাছ মারার জাল বিশেষ ॥ [দেখ গড়া$_{৩}$+জাল]।

গড়াইমাছ্=[রং]—বি. টাকিমাছ, ল্যাঠামাছ ॥ মুই এক্ কোলা গড়াইমাছ্ মারিছু।

গড়ানি=[রং]—বিণ. গড়াইয়া পড়ে এমন ॥ [< গড়ান+ ই প্র.]।

গড়ান্=[খু]—বিণ. ঢালু ॥ রাস্তাটা খুব্ গড়ান্। [গড়া+আন প্র.]।

২ =[রং]—বি. গঠন ॥ [গড়ন]।

গড়াবাট্যাল্=[পা]—ক্রি. বিণ. ভাটি-মুখী, স্রোতের অনুকূলে ॥ গড়াবাট্যালে নৌকা চালাইতে বড় সুবিধা। [< গড়া+ভাটি+আল প্র.]।

গড়িয়া=[ব]—বি. আউশ ধান বিশেষ ॥

গড়ে=[খু,ব]—বিণ. অলস, ধীর ॥ অমন্ গড়ে মাগি আর্ দেখিনি। [< গড়িয়া<গড়+ইয়া প্র.=যে গড়াগড়ি দেয়]।

গড়েকাত্=[ব]—বিণ. ঢালু ॥

গড়ের পরে ঘোড়া মারা=[খু]—ক্রি. হৈ চৈ করা ॥ সাএরা গড়ের্ পরে ঘোড়া মার্সে।

গড্যা=[পা]—বিণ. অলস, কুড়ে ॥ গড্যা চাকর্ রাখা ঠিক্ নয়। [দেখ গড়ে]।

গড্যাগোদা=[পা]—বিণ. অলস, কাম-চোরা ॥ আবুরার্ সাত্ গাইটা গড্যাগোদা। [দেখ গড়ে+গোদা< গোদ+আ প্র. ; সহশব্দ]।

গড্যান্=[খু]—ক্রি. গহনা ॥ [দেখ গড়ান্$_{২}$]

গড্ডো বড্ডো=[রা]—বিণ.উলটপালট ॥ রাস্তা গড্ডোবড্ডো হয়ে গেছে। [< গড়বড় হিং]।

গড়্=[দি]—বি. নিকট ॥ [< গোড় হিং=গোড়ালি ; দেখ গড়্ড]।

২ =[রা,পা]—বি. গর্ত ॥ [<গড্ড প্রাং<গর্ত সং]।

৩=[ব,রা]—বি. বাঁধ,আলা ॥ উপুরের্ জমিতে পানি নিয়ে জেতে গড় দিতে হবে।

গড়্ কাঠ্=[খু]—বি. উদুখল ॥ গড় কাইঠটি খাড়া হয়ে গেসে। [দেখ গড়$_{২}$ +কাঠ]।

গড়্কানি=[রং]—বি. যে দ্রব্য গড়াইয়া পড়ে ॥ তামাম্ গড়কানিলা বোরুটে ফেলাইছে। [< গড়+কানি প্র.]।

গড়কানো=[রং]—ক্রি. গড়াইয়া-দেওয়া ॥ [< গড়+কানো প্র.]।

গড়্ খাম্‌টা=[ব]—ক্রি. বিণ. আন্দাজে ॥ গড় খাম্‌টা এক হাজার লোকের্ খাওয়ার্ আয়োজন্ কর্।

গড়্‌গড়া=[রং]—বি. কুলকুচা ॥ গলাবেতা গড়্‌গড়া কর্‌লি ভাল হয়্। [<গর্‌গরঃ غرغرة আঃ ধ্বন্যা. তুং গরারহ্ غراره ফা.]।

২=[রা—বি. চাউলের আটার তৈরি পিঠা বিশেষ ॥

গড়্‌গড়ি=[রা]—বি.পানি যাতায়াতের ক্রমশঃ ঢালু জায়গা ॥ দেওয়ার্ পানির্ মদ্দে গড়গড়িত্ জায়ে ডুব্ পারবুবে ?

২=[ব]—বি. মাছ মারিবার উপ-করণ বিশেষ ॥

গড়গড়ি পিঠা=[রং]—বি. গোল পিঠা বিশেষ ॥

গড়্‌গড়িয়া=[রং]—বি.পিঠা বিশেষ॥

গড়্ গড়্ গরম্=[ব]—বিণ. অত্যন্ত গরম ॥

গড়্‌দিলে=[পা]—বিণ. অলস ॥ [দেখ গদ্দিল্]।

গড়্‌বড়্=[পা]—বিণ. এলোমেলো, মিশ্রিত ॥ জিনিসগুলি গড়বড় করুল কে ? [গড়্‌বড় হিং]।

গড়্‌হা=[রা]—বি. বড় ডোবা ॥ হাইকল্ নিয়া যাইছনা, গড়হা আছে। [গড়া হিং]।

গত্ত=[রা]—বিণ. অনুরক্ত, বাধ্য ॥ ছোট ছেলেটি বাপের্ খুব্ গত্ত। [অনু গত অর্থে]।

গতর্ গতর্ করা=[নো]—ক্রি. রাগে অস্পষ্টভাবে কিছু বলা ॥ হে রাগে গতর্ গতর্ কৈর্‌সে। [অনু.]।

গতর্ পোদা=[পা,কুম]—বি.অলস, কুড়ে ॥ গতর্ পোদা লোক্। [<গাত্র সং+পোদা]।

গতর্ মাইরা আওয়া=[কুম]—বি. জ্বর আসা ॥ আমার্ গতর্ মাইরা আই-তাসে। [গতর (=গা) মারিয়া আসা]।

গতর্ মাইরা আনা=[কুম]— বি. শরীরে জ্বর আসা ॥ কালুর্ গতর্ মাইরা আস্‌সে। [দেখ গতর্ মাইরা আওয়া]।

গতর্ শোগা=[ব,খু]—বি. অলস ॥ লোক্‌টা ভারি গতর্‌শোগা। [গতর <গাত্র সং+শোক+আ প্র.]।

গত শনা=[রং]—বিণ.গত বৎসরের ॥ গত শনা হিসাব্‌টা মোর্ দেতো আগোত্। [গত+শনা<সুনঃ سن আঃ=বৎসর]।

গত্তা গত্তি=[রং]—বি. জিম্মা ॥ জিনিসগুলা গত্তাগত্তি করি দিছিন্।

গত্তাগন্দ=[নো]—বি. লক্ষণ ॥ বেলা বারোটা বাযি গেল্ হেতার্ আইবনের্ কোনো গত্তাগন্দ নাই। [গত্তা সহশব্দ +গন্ধ সং]।

গত্তানো=[রং]—ক্রি. ভার দেওয়া, জিম্মা করিয়া রাখা ॥ সে ছোটাক্ গত্তাই করি দে। [গচ্ছা+আনো প্র.]।

গত্তি করা=[রং]—বি. দাফন করা, মাটি দেওয়া ॥ মরাটাকে গত্তি করা হল কি ?

গত্তিক্ ঐলে=[কুম]—অব্য. বোধ হয় ॥ [<গতিক হইলে]।

গত্তে=[ব]—বি. গর্ত ॥ [<গড্ড< গর্ত]।

২ =[পা]—বি. অলস, কুঁড়ে ॥ [গত্ত <গতর<গাত্র সং+এ প্র.]।

গড্যার =[খু]—বি. শক্তি ॥ এর্ কোন কামের্ গড্যার্ নাই। [<গতি+আর]।

গতোর্=[পা]—বি.শরীর ॥ [গতর]।

গত্=[বা]—বি. গর্ত ॥ গত্ খুঁজি খুঁটি পোঁত্। [<গত্তৃত<গর্ত সং]।

২=[রং]—বি, ছুড়া, সুর, নিয়ম ॥ এর্ মত গত্ আর্ দেখো না ॥ [<গৎ হিং]।

গত্ পাওয়া=[রং]—বিণ. নষ্ট হওয়া ॥ তুই একেবারে গত্ পাল্ঁ কেন্? [গত+পাওয়া]।

গত্রো=[ক]—বি. শরীর, দেহ ॥ [<গতর<গাত্র সং]।

গদা=[রা]—বি, গর্ত, নীচু জায়গা ॥ [<গর্ত+আ প্র.]।

২=[চট্ট]—বি. বড় লাঠি ॥ গদা লৈ যায়্। [গদা সং]।

৩=[ব, সি]—বিণ. মোটা ॥ গদা বেডায় কৈ যায়? [পূর্বে দেখ; অর্থ প্র.]

গদাই=[খু]—বি. ভিক্ষা ॥ ওরা গদাই করে খায়্। [<গদাই گدائی ফা.]।

গদাইয়া=[সি]—অস. ক্রি, মারিয়া ॥ [<গদা (নাম ধাতু)+ইয়া অস. ক্রি. বিভক্তি]।

গদি=[চা]—বি. ক্ষুধা, চাহিদা ॥ পেডে নাই গদি, বাত্তেরে কয় আরামযদি।

গদি ঘর্=[রং]—বি. বৈঠকখানা ॥ গদি ঘরত্ মোর্ আফিস্। [<গদি+ঘর]।

গদি লাগানো=[রং]—ক্রি. বিছানা করা ॥ গাড়ি খানোত্ গদি লাগাও। [<গদি+লাগনো]।

গদিন্=[খু]—বিণ. গভীর ॥ গদিন্ কুয়া। [<গহীন<গহন সং]।

গদিল্=[রং]—বিণ. ভারী, ওজন বিশিষ্ট ॥ বাপুরে কি গদিল্ জিনিস্খান্? [<গাদী হিং+ইল প্র.]।

গদি সাইত্ত=[ম]—বি. হালখাতার উৎসব ॥ গদি সাইত্তের্ দাওয়াত্ দিলাম্। [<গদী হিং+সাইট<ষষ্ঠী সং]।

গদ্না=[চট্ট]—বি. এক গাছের নৌকা, ডুঙ্গা ॥ গদুনাত্ করি বাবারে যাম্।

গদ্‌লেল্=[কু]—বিণ. রাগভারি ॥

[<গোদা+আলসে<অলস + ইয়া প্র.]।

গদেন্=[খু]—বি. ঢেঁকির উদুখলের পার্শ্বস্থ মাটির ঢাকা ॥

গদে মিঁর্=[খু]—বি. এক প্রকার খেলা ॥

গদো=[খু]—বিণ. বলিষ্ঠ ॥ [গোদা+উয়া প্র.]।

২=[কু]—বিণ. কুঁড়ে ॥ গদো মানুশের্ উন্নতি হয়্ না। [পূর্বে দেখ; মূল অর্থ গোদবিশিষ্ট]।

গদো ঘাট্=[রং]—ক্রি. বিণ. অপরিস্কার, বিশৃঙ্খল ॥ তুই একেবারে গদো ঘাট্ লাগাছিস্ কেন্?

গদোনত্ত [খু]—বি. নতি স্বীকার ॥

গদো পাওয়া [রং]—বি. নষ্ট হওয়া ॥

গদো মলি [রা]—বি. বুনো শাক বিশেষ ॥

গদ্=[পা, কুম]—বি. ক্ষুধা, খাইবার প্রবৃত্তি ॥

২=[কুম]—বি. গন্ধ ॥ এত গদ্ কর কেন্? [<গদ সং (ভাষণ)]।

৩=[রং]—বিণ. বোঝাই ॥ পেট্ কি গদ্ হৈছে, কিছু খাওনা ক্যানে?

৪=[কুম]— বি.সারি, তাল ॥ [দেখ গত্‌১]।

৫=[চা, কুম, ফ, পা, খু]—বি. গর্ত ॥ হে গদের্ মদ্দি পড়ি গেল। [গত্< গত্তৃত<গর্ত সং]।

গদ্ গদ্ করা [চা]—ক্রি. গলা বাজানো ॥ এত গদ্ গদ্ করিস্ না। [অনু.]।

গদ্দনা=[নো]—বি. গলা, ঘাড় ॥ [<গর্দন گردن ফা.]।

গদ্দা=[রং]—বিণ. নিষ্কর্মা ॥ তুই এমন্ গদ্দা কেন্রে? [দেখ গদো২]।

গদ্দানি=[খু, বা]—বি. ধাক্কা ॥ পোতের্ মুই পড্‌লি গদ্দানি দিয়ে তৈয়ে যাবেনে (খু)। [দেখ গদ্দনা+ +ই প্র.]।

গদ্দান্=[রা,কু]—বি. গবাদি পশুর গলায় সুত্র বা দড়ি বিশেষ ॥

২=[নো]—বি. ঘাড়, গলা ॥ তোর্ গদ্দান্ মোডা ঐসে না? [<গর্দন گردن ফা.=ঘাড়]।

৩=[চট্ট]—বি. বালিশ ॥ গদ্দানে মাথা রাইখ্। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

গদ্দি=[সি]—বি. বিদ্রূপ, তামাসা, ঢং ॥ আমার্ লগে গদ্দি কর কিতা?

গদ্দিশ্=[রং]—বিণ. খুব অলস ॥ মাটিয়াল্ ভাই বড় গদ্দিশ্। [দেখ গড়্দিশে]।

গদ্ দৈন্না=[নো]—বি. গলাধাক্কা ॥ হিতারে গদ্দৈন্না দি গর্তনে বাইর্ কর্। [<দেখ গদ্দনা]।

২=[চট্ট]—বি. বালিশ ॥ [দেখ গদ্দান৩]।

গদ্না=[রা,দি]—বি. ঘাড় ॥ [দেখ গদ্দনা]।

গদ্মা=[কু,খু]—বিণ. মোটা ॥ ইয়া গদ্মা মানুশ্। [গদ্দা হিং]।

গদ্মে=[রা]—বি. গতরখোরা, কুঁড়ে ॥ গদ্মে লোকের্ উন্নতি নাই। [দেখ গদ্মা+ইয়া প্র.]।

গদ্লা=[রা]—বিণ. মোটা ॥

২=[রা]—বি. ভান, আলস্য ॥ এত গদ্লা ভালো না।

গনা=[সি]—বি. নৌকার যে স্থানে লাগাইয়া দাঁড় টানা হয় ॥ [<ঘষ্(<ঘর্ষণ)+না প্র.]।

গনাইয়া=[নো]—বিণ. ঘনিষ্ঠ, নিকটবর্তী ॥ গনাইয়া কুটুম্। [<ঘনাইয়া]।

গনাইয়া আহা=[চা]—ক্রি. নিকটবর্তী হওয়া, ঘেঁষা, অন্তরঙ্গ হওয়া ॥ 'দুষ্টু লোকের্ মিশ্‌ট বুদ্দি গনাইয়া আহে কানে, কতা দিয়া কতা নিয়া পরাণে মারে শেষে—'প্রবচন। [ঘনাইয়া আসা]।

গনাগন্=[ব]—বি. জনগণ, আত্মীয় স্বজন ॥ তোমার্ গনাগন্ কৈ?

গনাগদ্ধ্‌টি=[রং]—বি. গোত্র ॥ তারা আমার্ গনাগুষ্টি। [<গনা< রগমাহ্ ولد ফা.+ গোষ্ঠী সং]।

গনাণো=[ক]—ক্রি. ঘনাইয়া আসা, নিকটে আসা ॥ গনাইয়া বহো। [< ঘন+আনো প্র.]।

গনা বাছি=[বং]—বি. বাছ বিচার ॥ গনা বাছি কৈরা দেখ্। [<গনা< গননা+বাছি+বাছাই]।

গনি=[ম]—বি. ধনী ॥ আল্লার কাসে গনি গরিব্ তফাত্ নাই। [গনী غنی আং]।

গনিমত্=[ম]—বি. প্রাচুর্য ॥ যা পাইসি এতেই গনিমত্ মনে করি। [<গনীমত غنیمت আং=লুটের জিনিস]।

গনিমিয়া=[ম]—বি. ধনশালী কৃপণ ব্যক্তি ॥ এই গনিমিয়া বুঝি দিব ইশ্‌কুলের চাঁদা।

গনিয়া=[সি,পা]—বি. মাছ বিশেষ ॥

গনে=[রা]—অব্য. জন্যে ॥ তোর্ গনে বকুনি খাইনু।

২=[বা]—অব্য. হইতে ॥ মুই বরিশাল্ গনে আইসি। [<থানে< স্থানে সং]।

গন্=[সি]—বি. গন্ধ ॥ পায়খানা তে গন্ আইতাসে। [< গনধ< গন্দহ্ گنده ফা.]।

২=[নো]—বি. দুর্গন্ধ ॥ গনের্ লাই বৈয়ন্ যায় না।

গন্‌কা=[নো]—বি. গণক ॥ আংগে বাড়িত্ গন্‌কা আইসে।

গন্‌কি=[সি]—বি. টিকা ॥

গন্‌গনা=[রং]—বিণ. অত্যন্ত তাপ বিশিষ্ট ॥ গন্‌গনা আগুনত্ পড়বু দেখিশ্। [অনু.]।

গন্‌গনানো=[কুম]—ক্রি. আপনা আপনি বিড় বিড় করা ॥ [<গন গন (নাম ধাতু)+আনো প্র. ; অনু.]।

গন্‌গনি=[রং, নো]—বি. গুন্‌গুন্ আওয়াজ ॥ [দেখ গন্‌গনানো]।

গন্‌গন্যা আগুন্=[রা]— বি. কাঠ কয়লার অগ্নি তাপযুক্ত আগুন ॥ গন-গন্যা আগুনত্ আলু পোড়া দে। [দেখ গন্‌গৈন্যা, গন্‌গনা]।

২৩—

গন্‌গুশ্‌টি=[রং]—বি. গোত্র ॥ ওনারা আমার গন্‌গুশ্‌টির লোক্।

২=[নো]—বি. আপনজন ॥ এতার গন্‌গুশ্‌টি কেঅ নাই। [দেখ গনা গুশ্‌টি]।

গন্‌গৈন্যা=[কুম]—বিণ. ছাইচাপা, ধুঁধুঁষে ॥ গন্‌গৈন্যা আগুনে আলু হোড়্। [অনু.]।

গন্‌চিন্‌তা=[সি]—বি. উদ্বেগ ॥ [<গন অনু:+চিন্তা]।

গন্‌ঘ=[ম]—ক্রি. বিণ. ঘন ॥ চারা অত গন্‌ঘ কৈরা লাগাইস ক্যেরে? [<গন্‌জান হিং]।

গন্‌যাম্=[চট]—বি. ভীড় ॥ এখানে কিয়ের গন্‌যাম্। [গন্‌জান হিং]।

গন্‌ট=[চা]—বি. মাছের শুক ঝোল, ঘণ্ট ॥ গন্‌ট পাক্ ঐসে। [<ঘণ্ট]।

গন্‌টি=[চট]—বি. ঘণ্টা ॥ অহন্ কয়টার্ গন্‌টি বাযে? [ঘণ্টি]।

গনড ফেরা=[পা]—ক্রি. টহল দেওয়া ॥ শারা গা গনড ফির আইলা বুঝি?

গন্‌ডা=[কুম]—বি. ঘণ্টা ॥ দশ্‌টার্ গন্‌ডা পর্‌সে। [<ঘণ্টা সং]।

২=[চা]—বি. ঘণ্ট, মরা মাছের শুকনা তরকারী ॥ [<ঘণ্ট সং]।

৩=[চা,ম]—অব্য. কিছুই না ॥ তুমি যান্ গনডা। [গণ্ডা]।

৪=[কুম]—বি. গ্রহণ ॥ আয়গা চাঁন্ গনডা লাইগ্‌ব। [<গন্‌না<গ্রহণ]।

গন্‌ডিশ্=[নো]—বি. ঝামেলা ॥ গন্‌ডিশের্ মৈদ্দে হৈড়লাম্। [< গরদিশ گردش ফা.=দৈব দুর্ঘটনা]

গন্‌ড়ু=[ম]—বিণ. বেয়াড়া ॥ গন্‌ড়ু সেলে।

গন্‌তা=[সি]—বি.গণক,দৈবজ্ঞ ॥ গন্‌তার্ বারি যাও কিতা? [<গণক সং]।

গন্‌তি=[রং]—বি. সূর্যগ্রহণ ॥ গন্‌তিত্ কোন্ জিনিসি খাওন্ যায় না। [<গন<গ্রহণ সং +তি প্র.]।

গন্‌তি গন্‌তি=[খু]—ক্রি. বিণ. ভরপুর, বেশী ॥

গন্‌তেয়া=[রং]—বি. গাঁটছড়া ॥ গন্‌তেয়া মোর্ কাটিয়া দাগিবে।

গন্‌দ কস্তুরি=[চা]—বি. এক প্রকার আমন ধান ॥ [<গন্ধ কস্তুরী]।

গন্‌দগোলো=[খু]—বি. জীব বিশেষ ॥ [<গন্ধনকুল]।

গন্‌দ বাদালি=[খু, নো]—বি. এক প্রকার বনজ লতা ॥ [<গন্ধভাদুলি <গন্ধভদ্রা]।

গন্‌দ বাদাইল্‌লা=[চা]—বি. সুগন্ধি তৃণ বিশেষ ॥ গন্‌দ বাদাইল্‌লার রস্ অশৈদে লাগে। [দেখ গন্‌দ বাদলি]।

গন্‌দমন্‌দলি=[কুম]—বি.এক প্রকার লতানো গাছ ॥

গন্‌ধবাদা=[খু,ব]—বি.গুল্ম বিশেষ॥

গন্‌ধরা=[সি, রা]—বি. শুকর ॥ শাও-তালের্ গন্‌ধরার্ উত্‌পাতে থাকা দায়।

২=[খু]—ক্রি' সুযোগ পাওয়া ॥ [<গোন=স্রোতের অনুকূলে গমন+ ধরা]।

গন্‌ধা=[চট]—বিণ. দুর্গন্ধযুক্ত ॥ আজনর্ আখাইল্ হুঁই ন চাঁই পরম্ আখাইল্ কয় গন্‌ধা। [গন্দহ گنده ফা.]।

গন্‌ধানো=[রং]—ক্রি. গন্ধ করা ॥ [<গন্ধ (নাম ধাতু)+আনো প্র.]।

গন্‌ধারি=[রং]—বিণ. গন্ধযুক্ত ॥ [<গন্ধ+আরি প্র.(<কারী)]।

গন্‌না=[কুম]—বি. চন্দ্র বা সূর্য গ্রহণ ॥ চাঁন্ গন্‌না লাগ্‌সে। [গন্‌না <গ্রহণ সং]।

২=[সি]—বি. ইক্ষু ॥ গন্‌নার চাঁস্ আয়রার্ নাই। [গন্‌না হিং]।

গন্‌না কাটা=[কুম]—বিণ. জন্ম ঠোঁটকাটা ॥

গন্‌নাতি=[সি]—বি. অজীর্ণ রোগ ॥ সেদের্ গন্‌নাতি ঐসে। [<গ্রহণী+তি প্র.]

গন্‌নি=[কুম]—বি. গৃহিণী ॥ গন্‌নিরে বাত্ দিতে ক। [<গিন্নি< গৃহিনী সং]।

গন্‌ বেগন্‌=[খু]—বিণ. জোয়ার ভাঁটা। [গোন বেগোন ; গোন=স্রোতের অনুকূলে গমন+বে بے ফা.+গোন=যাহা গোন নয়]।

গন্‌শা=[খু]—ক্রি. বিণ. গলা পর্যন্ত॥ লোক্‌টা গন্‌শা ভরে খায়্‌। [<গল+শা প্র.]।

গন্‌শাইল্‌লা=[চট্ট]—বিণ. দীর্ঘ-সূত্রী॥ [<গৌণশীল+ইয়া প্র.]।

গপর্‌ গপর্‌=[চট্ট]—অব্য. অত্যন্ত ব্যস্ততাবোধক॥ তার্‌ এত গপর্‌ গপর্‌ কিয়ের্‌ ? [অনু.]।

গপ্‌শা=[ঢা, ম]—বিণ.ভারী, মোটা॥ [তুং গব্‌দা হিং]।

গপাত্‌তা=[ম]—বিণ. হঠাৎ॥ কলস্‌টার্‌ পানি গপাত্‌তা ডাইল না। [অনু.]।

গপিয়া=[সি]—বিণ. যে বেশি গল্প করে॥ গপিয়া বেটার্‌ কতা হুনে কে ? [গপ্‌<গল্প সং+ইয়া প্র.]

গপিলা=[কুম]—বিণ. যে বেশী গল্প করে॥ হিতার্‌ নামাইন্‌ গপিলা আর্‌ আই দেহি না। [গপ্‌<গল্প+ইলা প্র.]।

গপুয়া=[ম, ব]—বিণ. বাজে কথা বলে যে॥ [<গপ<গল্প+উয়া প্র.]।

গপে গপে=[ঢা]—ক্রি. বিণ. কথা-বার্তায়, গল্প করিতে করিতে॥ গপে গপে কদ্দুর্‌ আইয়া পর্‌লাম্‌। [<গল্পে গল্পে]।

২=[রং]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ গপে গপে এক্‌টা এক্‌টা করি ধর কেনে ? [অনু.]।

গপ্‌=[ম, ব]—বি. আলাপ, বড়াই, বাজে কথা॥ সে কেবল্‌ গপ্‌ করে। [<গল্প]।

২=[চট্ট]—বি. অহঙ্কার॥ এত গপ্‌ কর কেন্‌ ? [পুর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[ব]—বি. মিথ্যা, গুজব॥ এ সব্‌ গপ্‌ কর কেন্‌ ? [পুর্বে দেখ ; অর্থ প্র.]।

৪=[পা]—বি. লজ্জা॥

গপ্‌কৈরা=[ঢা,নো]—ক্রি. বিণ. হঠাৎ, সহসা॥ গপ্‌কৈরা এক্‌কেলে মাইয়াডা দিয়া হালাইলি ? [গপ্‌ অনু.+করিয়া]।

গপ্‌গপা=[রং]—বিণ. সুশ্রী, সতেজ॥ ধান্‌গাস্‌ বেশ্‌ গপ্‌গপা হচে। [অনু.]

গপ্‌গপাইয়া=[ঢা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, দ্রুত॥ [অনু.]।

গপ্‌গপি=[সি]—বি. শব্দ॥ পুকুরের্‌ মাস্‌ খালি গপ্‌গপি করের্‌। [অনু.]।

গপ্‌চ'প্‌=[সি]—বি. সৌহার্দপূর্ণ আলাপ আলোচনা॥ [গপ<গল্প+চ'প অনুঃ ; গপ্‌ সপ্‌ হিং]।

গপ্‌চ'নো=[কুম, ফ]—বি. গোপন করা, লুকানো, ছাপানো॥ কাপরের্‌ তলে গপ্‌সাইলা কি ? [গপ<গব<গয়ব غيب আং+চা +আনো প্র. কিংবা গপ্‌চা<গোপ (গোপন) +চা প্র.+আনো প্র.]।

গপ্‌পত্‌ করা=[ম]—ক্রি. চিন্তা ভাবনা না করিয়া হঠাৎ কোন কাজ করা॥ [অনু.]।

গপ্‌পর্‌=[ফ]—ক্রি. বিণ. সশব্দে॥ গপ্‌পর্‌ কৈরা পানিত কিডা পড়সে। [অনু.]।

গপ্‌পর্‌ গপ্‌পর্‌=[চট্ট]—অব্য. ব্যস্ততাবোধক॥ [অনু.]।

গপ্‌পাই=[রং]—বিণ. যে সত্য-মিথ্যায় গল্প করিত পারে॥ তুই বড় গপ্‌পাই। [<গল্প+আই প্র. ; অর্থ প্র.]।

গপ্‌পাত্‌=[সি]—বিণ. বিখণ্ডিত॥ এক্‌ চোঁড়েই গপ্‌পাত্‌। [অনু.]।

গপ্‌পু=[রং, নো]—বিণ. অতিভাষী॥ হরিদের্‌ মত গপ্‌পু আঁই দেই ন(নো)। [<গল্প+উ প্র.]।

গপ্‌পো=[পা]—বি. গল্প॥ বাবে গপ্‌পো বাদ্‌ দাও। [<গল্প<গল্প]।

গপ্‌শপ্‌=[কুম, ঢা, ম]—বি.গল্প সল্প॥ গপ্‌শপ্‌ কৈরা দিন্‌ কাডাইলে কি চৈ'লবে ? [<গল্প+শপ অনুঃ ; দেখ গপ্‌চ'প্‌]।

গপ্‌শানো=[ক]—ক্রি. গপ্‌গপ্‌ করিয়া খাওয়া॥ [গপ্‌শা অনু. +আনো প্র.]।

গপ্‌শে গপ্‌শে=[পা]—ক্রি. বিণ. গোগ্রাসে॥ রাখ্‌ রাখ্‌ শেটা গপ্‌শে গপ্‌শে গিল্‌সে। [অনু.]।

গপ্‌শো=[রা]—বিণ. মোটা, ঘন॥ কাপর্‌খানা গপ্‌শো। [<গপ্‌সা হিং <গফ্‌ کف ফা.]।

গফর্‌ গফর্‌=[নো]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ গফর গফর করি ভাত্‌ খা। [অনু.]।

গফা=[রা]—বি. মাছ ধরার উপ-করণ॥ গফা দি হিলেল্‌ মাছ্‌ ধরে।

গফাদ্‌দা=[কুম]—বি. তাড়াতাড়ি॥ গফাদ্‌দা আইও। [অনু.]।

গফানো=[ষ]—বি. গাল মন্দ করা॥ বেশি গফান্‌ ভাল না। [<গপ<গল্প+আনো প্র.]।

গফিয়া=[সি]—বিণ. গল্পবাজ॥ লোক্‌টা বর গফিয়া। [দেখ গপিয়া]।

গফ্‌=[সি]—বি. কথোপকথন, গল্প। অত গফ্‌ কর কিতা ? [<গপ<গল্প]।

২=[ম]—ক্রি. বিণ. হঠাৎ॥ গফ্‌ কৈরা ডাইল না। [অনু.]।

৩=[ঢা]—বিণ. ঘনবোনা॥ লুং-গিডা খুব্‌ গফ্‌। [<গফ্‌ کف ফা. (ঘন)]।

গফ্‌গফি=[সি]—বি. মাছের লাফা-লাফি॥ [অনু.]।

গফ্‌ফিন্‌=[ম]—বিণ. গভীর॥ পুকুরডা খুব্‌ গফ্‌ফিন্‌।

গফ্‌শা=[ঢা]—বিণ. মোটা, পুরু॥ কাপর্‌ডা খুব্‌ গফ্‌শা। [<গপ্‌সা হিং]।

গবর্‌ গবর্‌=[নো]—অব্য. চাঞ্চল্য বোধক॥ [অনু.]।

গবা=[পা]—বিণ. বোকা॥ [গাভী হইতে পুংলিঙ্গে গবা; গরুর ন্যায় ; হাবার সাদৃশ্যে]।

গবিউল্যা=[নো]—বিণ. বেনামী ॥ গবিউল্যা চিঁড়ির দাম্ নাই। [< গয়ব غيب আং+আল্লাহ্ الله আং (অদৃশ্য অর্থে)]।

গবিয়া=[নো]—বি. পেয়ারা ॥ আঁই গবিয়া হসন্দ করি। [গোয়েভা পোর্তু.]।

গবির্=[পা]—বিণ. নিস্তব্ধ, নীরব ॥ গাওড়া গবির্ ঐয়া গ্যাসে। [< গভির(<গম্ভীর সং)]।

গবেনা=[পা]—বি. গল্প ॥ তোমার্ এত গবেনা শোনে কে? [গব্<গল্প +এনা প্র.]।

গবোদ্=[পা]—বিণ. নির্বোধ ॥ [< গবদা হিং=মোটা]।

গবোর্=[পা]—বি. গোবর ॥ পায়ে গবোর্ বৈর্‌চে'। [গোবর]।

গব্=[চট্ট]—বিণ. নিরুদ্দেশ ॥ গয়ব غيب আং]।

গব্‌কি=[পা, কু]—বি. প্যাঁচ, জটিলতা ॥

গব্‌গবাইয়া=[নো]—ক্রি.বিণ. মুষলধারে ॥ গব্‌গবাইয়া যড়ি আইসে। [অনু.]।

গবগবানে=[ফ]—ক্রি. বিণ. অতিমাত্রায়, মুষলধারে ॥ গব্‌গবানে বিশ্‌টি পৈড়সে। [অনু.]।

গব্‌গবানো=[ঢা]—ক্রি. এক সঙ্গে অনেকে কথা বলা ॥ মাতার্ উপ্‌রে গব্‌গবাইস্ না।

গব্‌গাব=[পা]—বি. একতারা ॥ [অনু.]।

গব্‌গব্=[রা, ব]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ গব্‌গব্ করে খা ॥ [অনু.]

গব্‌দে=[পা]—বিণ. বোকা, অপদার্থ ॥ [গব্‌দা হিং=মোটা; দেখ গবা+দা প্র. স্বার্থে]।

গব্‌দা=[রা,ব]—বিণ. নির্বোধ, গাধা, অপদার্থ ॥ গব্‌দার্ মত কথা কৈস্ না (ব)। [দেখ গব্‌দ]।

গব্‌দা গব্‌দা=[ব,নো]—বিণ. মোটা মোটা ॥ বাবিজার্ পা কি গব্‌দা গব্‌দা। [দেখ গব্‌দা]।

গব্‌দি=[পা]—বিণ. অযোগ্য ॥ গব্‌দি লোকেরে দিয়ে ঐব না। [দেখ গব্‌দা]।

গব্‌খাচ'াট্টু=[পা]—বিণ. বোকার হদ্দ ॥ বেটা এক্‌দম্ গব্‌খাচ'াট্টু। [দেখ গব্‌দা+ চাট্টু]।

গব্‌নো=[খু]—বিণ. গর্ভবতী ॥ গব্‌নো গাই। [<গাভিন্<গর্ভিণী সং]।

গব্‌বর্, গব্‌বর্=[নো]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ গব্‌বর্ গব্‌বর্ করি দুই চ'াইর্ নেলা খাইল্। [অনু.]।

গব্‌বান্=[ফ]—বি. খিচুড়ি, জাউ ॥

গব্‌মারা=[চট্ট]—বি. গল্প করা ॥ হিতে খালি যত্তু বৈ গব্ মারে। [< গল্প+মারা]।

গব্‌রাট্=[খু]—বি. দরজা বা জানালার নিম্নস্থ কাঠ [<গোবরাট]।

গব্‌রানো=[কু]—ক্রি. পাকা ॥ আম্‌টা গব্‌রিয়েসে না?

গব্‌রি=[ব]—বি. ভুড়ি ॥ [<গাব <গাভ<গর্ভ সং+রি সাদৃশ্যার্থে; যাহা দেখিতে গর্ভের ন্যায়]।

গব্‌রি আউলানো=[পা]—বি. কিং কর্তব্য বিমূঢ় হওয়া ॥ এই কথা শুইনা তার গবরি আউলাইয়া গেল্। [দেখ গব্‌রি+আউল<আকুল (নাম ধাতু)+ আনো প্র.]

গব্‌রে বালা=[খু-ব]—বি. এক প্রকার বনজ লতা ॥

গব্‌শ=[কুম]—বিণ. মজবুত, ঘন বুনট ॥ লুংগিডা খুব গব্‌শ। [<গফ كف (মোটা) ফা.+শ প্র.]।

গমন্=[রং]—বি.সহবাস ॥ [অর্থ প্র.]।

গমর্=[রং]—বি. গুমর, গর্ব, দেমাক ॥ বাপির বড়ো গমর্। [<গুমর হিং; গুমান گمان ফা.]।

গমা=[রা]—বি. বিষাক্ত সাপ বিশেষ ॥

গমাগমি=[সি]—বি. গণ্ডগোল ॥ [অনু.]।

গমানি=[সি]—বি. নেশা ॥ গম্‌ডা খাইবো গমানি অর্‌নি ॥ [<গোবর পানি; গোমার পানি যারা খুব মাজন]।

গমি=[সি]—বি. চিন্তা, নিরানন্দ, শোক ॥ আমি এখন্ গমির্ মধ্যি আসি। [গমী غمی গমী ফা.<গম্ম غم আং=শোক, বিষাদ]।

২=[রং]—বি. খারাপ, কমচালাক ॥ এতোটে গমি হয় নাই, আর্ তোমাটে কি হবি? [পূর্বে দেখ; অর্থ প্র.]।

গম্=[কুম]—বি. পেয়ারা ॥ [দেখ গয়াম্, গবিয়া]।

২=[চট্ট]—বিণ. ভাল, সুন্দর, উত্তম ॥ গম্ পোয়া। [গহাম galham বোড়ো ভাষার শব্দ]।

৩=[কুম]—বি.দুঃখ, চিন্তা ॥ মৈর্‌লেও বৌডার্ এক্ কাত্‌রা গম্ নাই। [গম্ম غم আং]।

৪=[বা]—বিণ. স্বাদ, মজা ॥ তর্‌কারিটা বেশি গম্ লাগে নাই।

গম্‌গমা=[রং]—ক্রি,বিণ,লোকারণ্য ॥ একেবারে লোকে গম্‌গমা হছে। [অনু.]।

গম্, গমাগাম্=[রং]—বি. কোন কাজ গায়ে না লাগার ভাব, আস্তে আস্তে হাঁটা ॥ এত কতা তাও শেই গম্‌গমাগম্। [অনু.]।

গম্‌গমি=[ঢা]—বি. অনেক লোকের গলার আওয়াজ ॥ আডের্ গম্‌গমি এ্যাহান্ থাইক্যা হুনা যায়। [অনু.]।

গম্‌গম্=[ঢা]—অব্য. গম্ভীর ভাববোধক ॥ বিয়ার্ বাড়িডা গম্‌গম্ কর্‌তাসে। অনু.]।

২=[সি]—অব্য. ঝম্ ঝম্ শব্দ ॥

গম্‌গিন্=[চট্ট,র,সি]—বি. বিষণ্ন, দুঃখিত ॥ এত গম্‌গিন্ অয়ে বৈসা আছ কেন্? [গম্‌গিন غمگين ফা.; গম্ম غم আং=শোক+গীন ফা. প্র.]।

গম্ গম্‌বি=[ব]—বি.? বসে ॥ টাকা পয়সা সব গমগুম্বি হলো। [অনু.]।

গম্‌ভিরা=[রং]—বি. এক বিশেষ গানের তাল বা সুর ॥ গম্‌ভিরা কি আর্ গোবার্ গাইতে পারে? [<গম্ভীর সং+আ প্র.]।

গয়্‌লাগা=[চট্ট]—ক্রি. ভাল লাগা ॥ আঁর্‌ কিছুই গয়্‌ ন লাগে। [দেখ গয়্‌$_2$ (=ভাল)+লাগা]।

গয়্‌হিন্‌=[চট্ট]—বিণ. দুঃখিত ॥ [দেখ গয়্‌গিন]।

গয়া=[কু]—বি. জামার ছিদ্র ॥ যামার্‌ গয়া এত মোট যে বোতাম্‌ যায়্‌ না।

২=[কুম]—বি. পেয়ারা ফল ॥ [দেখ গধিয়া]।

গয়াম্‌=[কুম]—বি. সবরী, পেয়ারা ॥ বান্দর্‌ বাশে গয়াম্‌ পাকে। [দেখ গয়া$_2$]।

গয়ার্‌=[সি]—বি. গোঁয়ার ॥ [<গোঁয়ার; তুং গমার হিং]।

২=[খু]—বি. এক প্রকার ফুল ॥

৩=[সি]—বি. মূর্খ ॥ গয়ারের কথায় রাগ্‌ ঐওনা। [<গোঁয়ার]।

৪=[রং]—বি. থুথু, কফ ॥ গলা দি কি গয়ার্‌ উটে?

গয়ার্‌ গাট্টা=[সি]—বি. শক্তিশালী লোক, জোয়ান ॥ [<গোঁয়ার্‌+গট্টা <গট্‌ঠা হিং=ভারী বোঝা]।

গয়াল্‌=[ফ]—বি. পেটুক ॥ গয়ালের্‌ মত গিল্‌গিশ্‌ কেন্‌?

২=[রা]—বি. পাখী বিশেষ ॥

৩=[খু]—বি. গাছ বিশেষ ॥

৪=[চা,ফ]—বি. আউশ ধান বিশেষ ॥

৫=[ম]—বি. বন্য মহিষ ॥

গয়ে=[খু]—বি. পেয়ারা ॥ [দেখ গয়া$_2$]।

গয়েন্দার্‌=[ব]—বি. গোয়েন্দা ॥ শালা বড়ে গয়েন্দার্‌। [গোয়ন্দহ্‌ گوینده ফা.+র স্বার্থে]।

গয়্‌ গয়্‌=[ম]—অব্য. ছেলেদের খেলা ভঙ্গের ইঙ্গিত। [অনু.]।

গয়্‌নাগাড়ি=[ফ, নো]—বি. গহনাপাতি ॥ চোঁর্‌ গয়্‌নাগাড়ি শব্‌ নৈ গেসে। [<গহনা+গাটি অনুঃ]।

গয়্‌বো=[ব]—বিণ. নির্বোধ ॥ এই গয়্‌বা মেলেরে দিয়া একায়্‌ ঐবো না। [দেখ গবা]।

গয়্‌বাব্যাক্‌কল=[ব]—বিণ. নিরেট বোকা ॥ একেবারে গয়্‌ বা ব্যাক্‌কল্‌। [দেখ গয়্‌বা+বে 'আকুল بے عقل ফা.+আং=বুদ্ধিহীন]।

গয়্‌বি=[ব]—বিণ. দৈব, গায়েবী ॥ কিয়ের্‌ বানি গয়্‌বি আওয়ায়্‌ আইল্‌? [গয়ব غيب আং+ই প্র.]।

গয়্‌বুল্‌লা=[সি]—বিণ. বেনামী ॥ গয়্‌বুল্‌লা চিঁডি পাইসি। [<গয়্‌বুল্লহ্‌ غيب الله আং=আল্লাহের অদৃশ্য বিষয়]।

গয়্‌রা=[কু]—বি. জলস্রোতে কাটা গর্ত ॥ [<গহ্‌রা হিং<গভীর সং]।

গয়্‌রাহ্‌=[চা]—বি. গড়, average ॥ গয়্‌রাহ্‌ গাইল্‌ দেস্‌ ক্যান্‌? [<গয়্‌রহু غيره আং; ইহা ব্যতীত অন্য]।

২=[বা]—বিণ. অগোছাল ॥ গয়্‌রাহ্‌ কায্‌ বালা না। [পূর্বে দেখ]।

গয়্‌রোল্‌=[রং]—অব্য. সবাই ॥ [দেখ গয়্‌রাহ্‌]।

গয়্‌লা=[রং]—বি. গোয়ালা ॥ [<গোয়ালা<গোপাল সং]।

২=[রা]—বি. কড়িং ॥ গয়্‌লা উড়ছে।

গয়্‌শা=[রং]—বিণ. যে কোন কিছু গ্রাহ্য করে না ॥ তোর্‌ মত্‌ গয়্‌শা আর্‌ কায়্‌ আছে?

গয়্‌শা মার্‌কা=[রং]—বিণ. অত্যন্ত। পরিশ্রমী, যে কোন কাজ গ্রাহ্য করে না ॥ লোক্‌টা বড় গয়্‌শা মারকা। [দেখ গয়্‌শা+মার্কা marca পোর্তু.]।

গর=[চা]—বি. পেটে ॥ হের্‌ বৌয়ের্‌ গর সেরি ঐসে। [<গর<ঘর+অ সপ্তমী বিভক্তি; অর্থ প্র.]।

গরক্‌থ=[ম]—বিণ. কাজের বাহির ॥ যিনিশ্‌গুলি গরক্‌থ ॥

গরজ্‌=[রা]—বি. শাপের খোলস ॥ সাপে জে এ্যাডা গরজ্‌ ছাড়িচে।

গরযি=[চট্ট]—বি. স্বার্থপর ॥ [<গরয غرض আং+ই প্র.]

গরাবিয়া বারি=[কুম]—বি. ভোজের স্থান ॥

গরত্‌ গরত্‌=[সি]—অব্য. নাসিকা ধ্বনি ॥

গরনি=[চট্ট]—বি. চাকরানী, মাসিক বেতনে কাজ করে যে ॥ ভাত দিতে ন পাইর্‌লে চৈয়া ঘি গরনি রাখা যায়্‌। [<ঘরণী; অর্থ প্র.]।

গরন্‌=[সি]—বি. গ্রহণ ॥ চাঁন্‌ গরন্‌ লাগ্‌সে। [<গ্রহণ •

২=[চা]=বি. গঠন, চেহারা ॥ মাইয়াডার্‌ গরন্‌ বালা। [গড়ন]।

গরন্‌চিঁ=[চা]—বি. পাত্র রাখিবার স্থান ॥ গরন্‌চিঁতে বাতের্‌ হাঁরি রাখ্‌। [<গঠন+চি প্র.; দেখ গয়াইন্‌ না]।

গরন্‌ ধরন্‌=[চট্ট]—বি. ভাবভঙ্গি, চেহারা ছবি ॥ গরন্‌ ধরন্‌ তামান্‌ তার্‌ বাপের্‌ মত। [<গড়ন ধরন; তুং ধরন ধারন]।

গরম্‌=[পা]—বি. রাগ ॥ এত গরম হও ক্যা? [গরম گرم ফা.=উষ্ণ; অর্থ প্র.]।

গরম্‌ গুটা=[সি]—বি. ঘামাচি ॥ গরম্‌গুটায়্‌ শরির্‌ খাইয়্‌যায়্‌। [<গরম+গোটা]।

গরম্‌চিঁ=[সি]—বি. কলস রাখার মাচা ॥

গরম্‌ পেদ্‌দা=[সি]—বিণ. রুক্ষ মেজাজী ॥ লোক্‌টা বড় গরম্‌ পেদ্‌দা। [দেখ গরম্‌+পেয়াদা]।

গরা=[কুম,চট,বা]—বি. মাটির কলসি ॥ গরাত্‌ পানি নাই। [ঘড়া]।

২=[সি]—বিণ. হাবা, বোকা, সরল ॥ গরা পুয়া।

৩=[রা]—বি. মাছ আটকাইবার জন্য বাঁশের ঘের ॥ খালে গরা দিও। [ঘেরা]।

৪=[ম, ফ]—বি. বাঁশের বাখারীর তৈরী খোঁয়াড় ॥ [<ঘেরা]।

৫=[খু]—বি. ক্ষেতের বেড়া ॥ [<ঘেরা]।

৬=[চট্ট]—ক্রি. করা ॥ [<করা]।

৭=[রা]—বি. ঢেঁকির উদুখল ॥ [<গাড়া<গর্ত সং]।

গরাই টাকি=[বা]—বি. এক জাতীয় টাকি মাছ ॥ গরাই টাকিতে পোনা সারে বেশি। [গরাই টাকি<গড়ক সং +টাকি]।

গরাইন্যা=[চট]—ক্রি. বিণ. গড়ে ॥ জিনিশ গরাইন্যা কিনেন্। [<গড় (average)+আনিয়া প্র.]।

গরাইন্=[ম]—বি. যে বংশদণ্ডের উপর দা ছুরি প্রভৃতি ধার দেওয়া হয় ॥

গরাইন্না=[বা]—কুম]—বি. কলসী রাখার স্থান ॥ গরাইন্নার নিচে' হানি বসে। [দেখ গরন্চি']।

গরাইশ্যা=[কুম]—ক্রি. বিণ. দ্রুত-বেগে ॥ দেওয়ের মত গরাইশ্যা চ'লশ কেরে ?

গরাং=[চট]—বি. বাঁশ বা সুপারি গাছের বাখারি।

গরাগরা দেওয়া=[বা]—বি. কুলকুচা করা ॥ গরম্ পানি লৈয়া গরাগরা দেও। [দেখ গড়গড়া]।

গরাগারি=[কুম]—বি. পানি যাতা-য়াতের ক্রমশ: ঢালু ও নীচু জায়গা ॥ [<গড়গড়ান]।

২=[সি]—বিণ. পারিবারিক ॥ [<ঘরাঘরি]।

৩=[নো]—বি. চামচিকা ॥

গরাত্=[সি]—ক্রি. বিণ. দ্রুত ॥ গরাত্ করি পানি ডাল্। [অনু.]।

৪=সি]—ক্রি.বিণ. সশব্দে ॥ গরাত্ করি দুয়ার্ লাগাইসে। [ধ্বন্যা.]।

গরাদ্=[রা]—ক্রি. বিণ. বেশী করিয়া ॥ গরাদ্ ভাত্ দাও।

গরানা=[কুম]—বিণ. ঘরের ॥ [<ঘর +আনা প্র.]।

গরানি=[নো]—বি. গৃহিণী, গিন্নি ॥ আঁয়্ গরানির অসুখ্ (নো)। [গৃহিনী সং]।

গরান্=[চা]—বি. ইলিশ মাছ ধরিবার পাকা ॥ এই গরান্ দিয়া চ'ইলুতা ইলুশ্ পাইনি। [<বেরান]।

২=[সি]—বিণ. বিস্তৃত, ব্যাপক ॥

৩=[ম]—বি, যে বংশদণ্ডের উপর দা ছুরি প্রভৃতি ধার দেওয়া হয় ॥

৪=[কুম]—বি. অতিরিক্ত বৃষ্টি-পাতের ফলে উঠান দিয়া প্রবাহিত জলস্রোত ॥ [< গড়ান (পানি গড়ানো)]।

৫=[পা]—বি. বড় তুফান ॥

গরান্চি'=[পা]—বি. কলস রাখার পিঁড়ি ॥ [<গড়ন<গঠন সং+চি প্র. ; দেখ গরন্চি']।

গরান্তি=[রা]—বিণ.নীচু ॥ গরান্তি জায়গা। [<গড়ান (ঢালু) তি প্র.]।

গরামি—[ফ, ম, চা]—বি. ছৈয়াল, চাঁছনের কাজে উস্তাদ, যে ঘরের কাজ করে, মিস্ত্রি ॥ [<ঘরামি<ঘর+ আমি প্র.]।

২=[ক]—বি. মাতব্বর ॥ গরামিডা বড় পাযি। [<গেরাম<গ্রাম+ আমি (প্র.)]।

গরামে=[ম]—ক্রি. বিণ. সমানভাবে ॥

গরালা=[কুম]—বিণ. বাড়িতে জাত ও পালিত ॥ [<ঘর+পালা (পালিত অর্থে)]।

গরাশ্=[চট]—বি. গ্রাস ॥ ভাতর্ গরাশ্ [<গ্রাস]।

গরি=[কুম, বা]—বি. প্রহর, ঘড়ি ॥ এক্‌গরি রাইত্ ঐসে। [<ঘড়ি <ঘটিকা সং]।

২=[নো]—বি. দেরী, বিলম্ব ॥ গরি কৈল্লে হৈশা বেশি দিতে ঐব।

৩=[সি]—বি. পায়ের পিঠ ॥ [< ঘাড়+ই প্র.]।

গরিক্কা=[সি]—বিণ. আলসে ॥ গরিক্কা লোক্‌রেকামে রাইখ না। [গরিক্কা<গরু+ইক্কা (গরুর মত) কিংবা গড়া+ইকা (অর্থাৎ যে গড়াগড়ি দেয়) ; দেখ গরিয়া]।

গরিক্ গরিক্=[চা]— বিণ. বেশী ॥ গরিক্ গরিক্ দেখি না কর্লে আমি আইর্ যাইতে পারুম্ না। [< ঘড়ি+ক সম্বন্ধে+গরিক অনু:]।

গরিগা=[পা, রা]—বি. পল্লীগ্রাম ॥ গরিগায়ে আমার্ বাশ্। [গরিগা<গরি অনু:+গাঁ<গাঁও<গ্রাম]।

গরি টাকি=[চা]—বি. ছোট টাকী মাছ ॥ [গড়ই+টাকি]।

গরিত্=[চট]—অস. ক্রি. করিতে ॥ আঁই কাম্‌মান্ ন গরিত্ পাইত্তুতাম্। [<করিত<করিতে]।

গরিপে=[রা]—বি. বাইন জাতীয় মাছ বিশেষ ॥ আমি গরিপে মাস্ খাই না।

গরিব্গারা=[চা]—বি. গরীব, দুঃখী লোক ॥ এই দিনে কেম্‌নে গরিব্ গারায় বাচে' ? [দেখ গরিব্ গুর্বা]।

গরিবগুর্বা=[সি]—বি.দীন দরিদ্র ॥ গরিব্ গুর্বা মাইন্‌শে এই দিনে কেম্‌নে বাইচ্‌বে ? [গরীব +গুর্বা' غریب غربا আং ; গরীব শব্দের বহুব, গুরবা']।

গরিব্ নেওয়াব্=[কুম]—বি. গরীবের প্রতি দয়ালু ॥ তাইন্ এক্‌জন্ গরিব্ নেওয়াজ্ লোক্। [গরিব নেওয়াব< গরীব غریب আং+নওয়াব نواز ফা. =অনুগ্রহকারী]।

গরিমসি=[ম]—বি. ভাল বাহানা, দ্বিধাবোধ। [<গড়িমসি]।

গরিমান্=[কুম]—বিণ. অহঙ্কার ॥ বেডার্ গরিমান্ কত ? [গরিমান< গরিমা সং]।

গরিমুশ্টি=[পা]—বি. চিমেসি ॥ গরিমুশ্টি কর্তি কর্তি বেলা গেল্। [<গড়িমসি]।

গরিয়া=[চট]—বি. বেলা ॥

২=[রা, খু, রং]—অস, যে দেরীতে বিছানা হইতে উঠে ॥ [গরিয়া< গড়িয়া<গড়া+ইয়া (বিছানায় গড়ান যাহার স্বভাব)]।

৩=[বা]—বি. ঢেউ ॥ [গড়া+ ইয়া প্র.]।

৪=[বা]—বি. ছোট কাঠ খণ্ড যাহার উপর দিয়া বড় কাঠ টানিয়া নেওয়া হয় এমন কাঠ ॥

গরিশ্‌টি=[য]—বি. সাংঘাতিক গরম ॥ [<গিরিশ্‌ট<গ্রীষ্ম ; তুং কেষ্ট<কৃষ্ণ]।

গরুচৌ'ক্‌কা=[ফ]—বি. খাটাশ ॥ গরু চৌ'কৃকায় মোরগ্ দৈরা নেয়্।

গরুনি=[কুম]—বিণ. গৃহিণী ॥ [< গৃহিনী সং]।

গরুয়া কামল্=[ক]—বি. এক প্রকার মোটা ধান ॥

গরু হিনান্=[চা]—ক্রি. গরুকে স্নান করানো ॥ [গরু+সিনান<স্নান সং]।

গরে=[বা]—বি. চাষ দেওয়ার সময় ॥ [গরে<গড় (খাত অর্থে)+এ]।

গরে খন্‌দকে=[কুম]—ক্রি. বিণ. খালে বিলে, আবর্জনায় ॥ গরে খন্‌দকে মাস্ থায়ে। [<গাড়<গর্ত সং+খন্‌দক্ خندق ফা.+এ অধিকরণে]।

গরের্ মন্=[বা]—বি. স্ত্রী ॥ আমাগো গরের্ মন্ কৈসে। [<ঘরের জন]।

গরের্ মানুশ্=[কুম]—বি. স্বামী, স্ত্রী ॥ আমরার্ গরের্ মানুশে অহনো বারিত্ আইসে না। [<ঘরের+ মানুষ]।

গর্যাল্=[পা]—বি. গুঁইসাপ।

গরৈ=[রা]—বি. টাকি মাছ ॥ [< গড়ই]।

গরৈ ধান্=[চট]—বি. আমন ধানের নাম বিশেষ ॥

গরৈন্যা=[চট]—বিণ. কারী, কর্তা ॥ দেশের্ মংগল্ গরৈন্যা লোক্ খুব্ কম্। [<করণ+ইয়া প্র.]

গরৈ মাস্=[কুম]—বি. একপ্রকার ছোট মাছ ॥ গরৈমাস্ পুকুরে থায়ে। [<গড়ই মাছ]।

গরৈয়া=[নো]—বি. সুপারি গাছের খণ্ড ॥ গরৈয়া দি মাদা তৈরি অয়্।

গরো=[য]—বি. লক্ষ্য ॥ হেতার্ কোন কাযে গরো নাই। [দেখ গওর]।

গরোষ্=[পা]—বি. দরকার ॥ [< গরয غرض আং]।

গরোন্=[ব, রা]—বি. সূর্য বা চন্দ্র গ্রহণ ॥ [<গ্রহণ]।

২=[ব, রা]—বি. সাপের খোলস ॥ সাপে গরোন্ সাড়ে বসরে এক্‌বার্(ব)।

গর্=[ঢা, কুম, ক, চট,বা,]—বি. ছোট পুকুর বা ডোবা ॥ গরের্ পানিত্ বালা মাস্ আসে। [<গড়<গর্ত সং]।

২=[ঢা]—বি. স্বামী ॥ সেরির্ গর্‌ডা কেরম্ ঐব? [<ঘর ; অর্থ প্র.]।

৩=[পা]—বি. উদুখল ॥ মেলা দিন্ মাটির্ তলে থাক্‌তি থাক্‌তি গর্ আন্ পঁচে' গেইসে। [<গড়]।

৪=[সি]—বি. বাঁশ সুপারি গাছ ইত্যাদির পুরু চটা ॥

৫=[সি]—বি. গঠন, চেহারা ॥ পুয়া কার্ গর্ পাইসে, বাপের্ না মার্? [<গড়ন<গঠন]।

৬=[সি]—বি. মন্দাবস্থা ॥ অহন্ গরে পর্‌সি ॥ [গর<গড়<গর্ত সং ; অর্থ প্র.]।

৭=[ফ]—বি. মইয়ে জোড়া বাম দিকের গরু ॥ গর্‌ডারে এক্‌টা গুতা দে দি।

৮=[সি]—বি. অবরোধ ॥ [<গড় (আদিক অর্থে)]।

৯=[ফ]—বি. উচ্চভূমি ॥ গরের্ উপর্ উঠ্‌লিই দেহা যাবিন্যানে। [<গড়]।

১০=[বা]—বি. আইনের বেড় ॥ আইনের গর্। [<ঘের]।

গর আচা'র্=[সি]—বি. গৃহ প্রবেশ উৎসব ॥ [<ঘর+আচার]।

গর্‌ইন্‌সাফি=[ম]—বিণ. ন্যায় বিরুদ্ধ ॥ গর ইন্‌সাফি কথা। [< গয়র غير আং+ইনসাফ انصاف আং +ই প্র.]।

গর্‌ওয়া=[সি]—বি. সর্দারের অধীনস্থ লোক ॥ এই লোক্‌ডা নসির্ শর্‌দারের্ গর্‌ওয়া। [<ঘরোয়া]।

গর্‌কি=[লো, চট]—বি. জলোচ্ছ্বাস, সামুদ্রিক বন্যা ॥ [<গরক غرق আং +ই প্র.]।

গর্‌খন্‌দর্=[য]—বি. গড়খাই, নিম্ন জমি ॥ [দেখ গরে খন্‌দকে]।

গর্‌খাই=[চট]—বি. ছোট নালা ॥ এই গড়খাইটা অাঁয়ার্। [<গড়+খাত]।

গর্‌খ্যাম্‌টা=[রং]—বি. সঙ্গীত ও নৃত্যের তাল ॥ [<খেউড়+খেমটা (সঙ্গীতে ছয় মাত্রার, মতান্তরে চারি মাত্রার তাল) ; বিধর্মী ভবনের জন্য খড় <খেউর স্থানে গর]।

গর্‌গৈরা=[কুম]—বি. ধান গাছের ছড়া বাহির হয় হয় অবস্থাবিশিষ্ট ॥ গর্‌গৈরা ধানে গরু লাগ্‌লে কেমন্ লাগে?

গর্‌গত্তে=[য]—বি. এক প্রকার মাছ ॥

গর্‌গরা=[সি]—ক্রি. বিণ. মুখস্থ ॥ পরাডা গর্‌গরা করি থো। [<গড়-গড়া ; অনু.]।

২=[কুম]—বি. কুলকুচার শব্দ ॥ [দেখ গড়গড়া]।

৩=[য]—বি. ছোট হুকা ॥ [গর্‌গরা <গড়গড়া ; অনু:]।

৪=[সি]—বিণ. কর্কশ, অমসৃণ ॥ যে গর্‌গরা আত্ বেডার্, হিরাম্ যায়্‌নি মন্‌তির্ লগে আত মিলাইতো। [অনু.]।

গর্‌গরানো=[রং]—ক্রি. কুলি করা ॥ [অনু. ; দেখ গর্‌গরা]২।

২=[বং]—ক্রি. গড়্‌গড়্ শব্দে গাড়ি চলা ॥ গরের্ মাডে কত গাড়ি গর্ গরায়্। [<গড়্‌গড়্+আনো প্র. ; অনু.]।

গর্‌গরি=[রা, ব]—বি. মাছ ধরিবার ফাঁদ বিশেষ ॥ এবার্ মাডের্ গর্‌গরিতে খুব্‌মাস্ হচ্'সে(ব)।

২=[সি]—অব্য. নাক ডাকার শব্দ ॥ মোটা বেডা গুমাইলে গর্‌গরি ডাকোয়্। [অনু.]।

৩=[চট]—বি. মৃত্যুর পূর্বক্ষণে গলার আওয়াজ ॥ [দেখ গর্‌গরা]।

গর্‌চ'া=[চট]—বি. মোটা আমন ধান বিশেষ ॥

গর্‌চ'রা=[ঢা]—বি, এক প্রকার ছোট পাখী ॥

গর্‌চ'লাক্=[ম]—বিণ. অচতুর ॥ অত গর্‌চ'লাক্ পুলা দিয়া কি কৈরা চ'লুম্? [<গয়র غير আং+চালাক چالاک ফা.]।

গর্‌চি'=[সি]—বি. বাঁশের শক্ত কাদি। গর্‌চি'দি বেরা বান্‌সে।

গর্‌চে'ংগা=[সি]—বিণ. অলস ॥ ই পুয়া বরো গর্‌চে'ংগা।

গর্‌ব=[চা, ম]—বি. উৎসাহ, আগ্রহ ॥ [দেখ গরোব্]।

গর্‌থনা=[সি]—বি. ঘাড় ॥ [<গরদনা <গরদন گردن ফা.]।

গর্‌থন্ তিল্=[চা, কুম]—বি. এক প্রকার তিল ॥

গর্‌যানো=[রং, কুম]—ক্রি. রাগের সহিত চীৎকার করা ॥ [<গর্জন সং]।

গর্‌যালা=[সি]—বিণ. পোষ মানা ॥

গর্‌তামি=[কুম]—বি. গোঁয়ার্তুমি ॥ [<গোঁয়ার+তুমি প্র.]।

গর্‌তে=[দি]—অব্য. কাছেই ॥ হামার্ বাড়ি গর্‌তে।

গর্‌তে দেওয়া=[বা]—ক্রি. গায়ে দেওয়া ॥ [<গতর<গাত্র সং+এ সপ্তমী+দেওয়া]।

গর্‌দ=[ফ]—বিণ. ধ্বংস ॥ খেত গর্‌দ কর্‌তাসে। [<গারত غارت আং]।

গর্‌দশা=[চট্ট]—বি. খারাপ অবস্থা ॥ হিতার্ নসিবত্ গর্‌দশা লাইগ্‌গে। [গরদিশ گردش ফ.]।

গর্‌দা=[সি]—বি. মুগুর ॥ [<গুর্য গرز ফা.]।

২=[চা]—বি. অচল, নিন্দিত ॥ আমার্ মাইয়াডা কি গর্‌দা মাল্ নাকি? [<গর্দ گرد ফা.+আ প্র.]।

৩=[চা]—বি. ভেজাল ॥

৪=[খু]—বি. ময়লা ॥ [পূর্বে দেখ]।

গর্‌দানি=[চা]—বি. বালিশ ॥ গর্‌দানিডা সিইয়া গ্যাসে। [গর্‌দানি< গর্‌দন্ گردن (=ঘাড়) ফা.+ই প্র.]।

গর্‌দান্=[সি]—বি. বালিশ ॥ গর্‌দান্ সারা শোআন্ যায় না। [দেখ গর্‌দানি]।

২=[নো]—বি. ঘাড়, গলা ॥ তোর গর্‌দান্ মোডা ঐসে। [গরদান<গর্‌দন্ گردن ফা.]।

গর্‌দাল্‌ত=[বা]—বি. লোংরা, অপরিষ্কার ॥ মুরুক্কা এতো গর্‌দাল্‌ত ক্যা?

গর্‌দিশ্=[রং]—বিণ. খুব অলস ॥

২=[কুম, চট্ট, ম]—বি. বিপদ, দৈব-দুর্বিপাক ॥ এইডা আমের্ কপালের্ গর্‌দিশ্। [দেখ গর্‌দশা]।

গর্‌ দেওয়া=[বা]—ক্রি. ভাতের মাড় গালা ॥

গর্‌দোনা=[ব, রা]—বি ঘাড় ॥ [দেখ গরদান্ ২]।

গর্‌দোয়া=[রং]—বি. বদদোয়া ॥ মোক অংকা গর্‌দোয়া দিছুনে। [< গয়র আং+দু'আ' আং]।

গর্‌না=[রা]—বি. মাছ মারার ফাঁদ বিশেষ ॥

গর্‌পা=[চা]—বি. আউশ ধান বিশেষ ॥

গর্‌পোরা=[ফ]—বিণ. খারাপ লোক ॥ গরপোরাডার্ আদা পয়শার্ ঘগ্যিতা নাই। [<ঘরপোড়া]।

গর্‌ফা=[চা]—বি. লালরঙের আউশ ধান ॥

গর্‌ব=[কুম]—বি. জোর ॥ হে যিনিশ্‌টা গর্‌ব কৈরা লৈয়া গেসে। [<গর্ব সং; অর্থ প্র.]।

গর্‌বন্‌ডি=[ম]—বিণ. গৃহসংলগ্ন জমি বা খোলা জায়গা ॥ [<ঘর+বন্দ+ই প্র.]।

গর্‌বরড়্=[খু]—অব্য. হড়্ হড়্ শব্দ ॥ গর্‌বরড় কৈরা পানি ফেলা-ইও না। [অনু.]

গর্‌বরানো=[দি]—ক্রি. গড়াগড়ি দেওয়া ॥ ছেলেডি বারান্দায় গর্‌বরা-যাছে [< গড় গড়ানো]।

গর্‌বর্=[চট্ট]—ক্রি. বিণ. হিজিবিজি, এলোমেলো ॥ ডাইল্ আর্ চা'ইল্ বেয়াগ্‌গিন্ গর্‌বর্ গরি ফেলাইয়ে। [<গড়বড়]।

গর্‌ব শদের্=[ম]—বিণ. এক মায়ের গর্ভজাত, সহোদর ॥ আমার্ গর্‌ব-শদের্ বাই নাই। [<গর্ভ সং+সহো-দর]।

গর্‌বশোকি=[ম]—বি. গালি বিশেষ ॥ এ্যাই গর্‌বশোকিই বড লম্‌টের্ মুদ্। [<গর্ভ+শোকী; দেখ গর্‌ভ শোগা]।

গর্‌বা=[চট্ট]—বি. অতিথি ॥ বারিত্ গর্‌বা আইয়ে। [গুরবা' আং; গরীব শব্দের বহুব.]।

২=[রা]—বি. একটি ধানের নাম ॥

গর্‌বাংগা=[দ]—বি. হা-ডু-ডু খেলার একটি প্রক্রিয়া ॥ [<ঘরভাঙ্গা]।

গর্‌বাখিল্যা [পা, চট্ট]—বি. আত্মীয় কুটুম ॥ [দেখ গর্‌বা+খিলাউ হিং (বদান্য)]।

গর্‌বাদ্=[কুম]—বি. ধ্বংস, শেষ ॥ শংশার্‌ডা গর্‌বাদ্ ঐল্। [<বরবাদ برباد ফা.]।

গর্‌বাদে যাওয়া=[চা]—ক্রি. বাতেল হওয়া, মূল্যহীন হওয়া, তুচ্ছ হওয়া ॥ তোমার্ পোলাডা এক্কেরে গর্‌বাদে গেসে। [দেখ গর্‌বাদ্]।

গর্‌বিত্=[ম]—বি. মান্যব্যক্তি ॥ তাইন্ আম্‌রার্ গর্‌বিত্। [গর্‌বিত <গৌরব সং+ ইত প্র.; গরবিত ম. বাং]।

গর্‌বিতা=[চা, কুম]—বি. গর্ভবতী ॥ [< গর্ভিতা<গর্ভ সং+ইতা প্র.]।

গর্‌বেঙা [সি]—বিণ. আলসে ॥ [<ঘর+ব্যাং+আ প্র.]।

গর্‌বোলা=[ম]—বি. বোকা ॥ গাইয়া লোকে গর্‌বোলা। [ঘর+ভোলা]।

গর্‌ভ শোগা=[রং]—বি. কার্যগর্ভ, গর্ভস্রাব ॥ চেংড়ির্ গর্‌ভশোগা হছে। [দেখ গর্‌বশোকি]।

গর্‌ভাই=[রা]—বি. ধান বিশেষ ॥

গর ভাই ভাটৈ=[রা]—বি. ধান বিশেষ ॥

গর্‌মৈরা=[সি]—ক্রি. বিণ. সাপ-টিয়া ॥ [গরমৈরা<ঘাড় মুড়িয়া]।

গর্‌মা=[চা, কুম]—বি. রুই মাছের পোনা ॥

২=[ম, ব, রা, সি]—বি. কাঠাদির বাকল ॥

৩ [সি]—বি. নৌকা বাইচের গান ॥

গর্‌মাই=[সি]—বি. গর্ব ॥ এর্ গর্‌মাই দেখ্‌লনি? [<গরম گرم

ফা.+আই ; অর্থ প্র.]।

গর্মাতে =[সি]—ক্রি, বিণ. ঘর প্রতি ॥ [ঘর+মাথা+এ বিভক্তি]।

গর্মি [সি]—বি. সিফিলিস, গনোরিয়া ॥ গর্মি ঐসে কয় খাগুরি। [গরমি<গরম گرم ফা. +ই ; অর্থ প্র.]।

২=[নো]—বি. গায়ের ঘাম ॥ হেতার মেলা গর্মি আরের। [< গরম <ঘর্ম+ই প্র.]।

৩=[চা, কুম, ন]—বি. উষ্ণতা জ্বালা ॥ [পূর্বে দেখ]।

গর্মি দানা=[ম]—বি. ঘামাচি ॥ গরমে গর্মিদানা ঐসে [দেখ গর্মি +দানহ্ دانه ফা. (বীজ)]

গর্মুইঠ্যা [ম]—বি. তরুণ, মাঝারি-ধরণের ॥ গরমুইঠ্‌ঠা শৌল্ মাস্।

গর্ম্যান্‌ট [কুম]—বি. সরকার ॥ গর্ম্যান্‌ট অরার্ মা বাপ্। [< government ইং]।

গর্মৌনি=[ফ]—বি. এক প্রকার ক্ষুদ্র সাপ ॥ [<ঘর+মৌন+ই প্র.]।

গর্রা=[চা]—বি. নুতন চারা ॥

গর্শোবা=[ম]—বি. সুন্দরী ॥ গর্শোবা বৌ আন্‌সি। [<ঘর+শোভা]।

গর্ সোহাগি=[সি]—বি. ঝাঁটা, সম্মার্জনী ॥ [<ঘর+সোহাগী< সোহাগ(<সৌভাগ্য)+ই প্র.]।

গর্হা=[রা]—বি. খাল ॥ [গড়া হিং]।

গলত্=[পা]—বিণ. পৌনে, প্রায় পূর্ণ ॥ গলত্ কাঠা খায়্। [গলত<গলা +ত প্র ; দেখ গলদ্২]।

গলথ্=[সি]—বি. ভুল ॥ সোত্‌টায় গলথ্ আছে। [গলথ<গলত غلط আ:]।

গলদ্=[কুম]—বি. পরিমাপের পাত্র, কাঠা ॥ গলদ্ শেষ্ চাউল্।

২=[বা]—বিণ. গলা পর্যন্ত ॥ [দেখ গলত্]

গলদ্=[পা, রা]—বি. তৈল ॥ [গলদ <√গল+অদ প্র. ; অর্থের সংকোচ]।

২=[ফ]—বি. জমাট নোংরা বাহির করার পথ ॥ [দেখ গলন্ ; অর্থ প্র.]।

গলর্ গলর্=[ম]—বিণ. ঢিলা ॥ চু'রি আতে গলর্ গলর্ ঐসে। [অনু.]।

গলাশ্=[চট্ট]—বি. গ্লাস ॥ [< গ্লাস glas ইং]।

গলা=[ম]—বি. কাঁঠালের কোষ ॥

২=[ম]—বি. আঁটি ॥ এক্ গলা পাট্‌খরি আন্।

৩=[দি, রা]—বি. পলিমাটি, পুকুরের নীচের নরম মাটি ॥ খেতে গলা দেও।

৪=[চট্ট]—বি. গলিত দ্রব্য ॥ গলা পড়ি কুয়াটা বুন্‌দি গেল্। [< গলা<√গল্ (ক্ষরিত হওয়া)+ আ প্র.]।

গলা আশ্‌কি দেওয়া=[সি]— ক্রি. গলা খাঁকারি দেওয়া ॥ গলা আশ্‌কি দিলে মাইপুড়া শর্‌বো। [গলা+ কাশি+দেওয়া]।

গলাইচ্'চা দরি=[চা]—বি. গরুর গলার দড়ি বিশেষ ॥ গলাইচ্'চা দরি সিড্যা গেসে। [<গলা+পেঁচ+ ইয়া প্র.+দড়ি]।

গলাইশা=[সি]—অব্য. গলা পর্যন্ত ॥ গরমের্ লাইন্ পানিত্ গলাইশা ডুবাই রৈসে। [<গলা+ইশা প্র.]।

গলাং=[সি কুম]—বি. নালা ॥ [দেখ গলন্]২।

গলা করা=[চা, খু]—ক্রি. চীৎকার করা, বকাবকি করা ॥ এত গলা করস্ কেরে?

গলাকাটা মোংলা=[রা, কু]— বি. ভূতের প্রকার ভেদ ॥ যাবিত গলা কাটা মোংলা ধর্‌বে।

গলা খাউব্যামি=[চা]—বি. ঝগড়ার মতলব ॥ অর্ গলা খাউব্যামি শুরু ঐসে। [দেখ খাউজান্]।

গলা খেকুর্=[চা]—বি. গলাকাশি, আগমনের সাড়া ॥ বাবির্ উপুর্ দিয়া যাওনের্ কালে গলাখেকুর্ দিতে অয়। [গলা খাঁকার্]।

গলা চু'ল্‌চু'লি=[ম]—ক্রি. ঝগড়ার উদ্যোগ ॥ বগুয়ার্ লাগিন্ তার্ গলা চু'লচু'লি করে। [চুলচুলি=চুলকানি]।

গলা ডাংগর্=[খু]—বি. জোর গলার কথা বলার অভ্যাস ॥ সোটো হবে গলা ডাংগর্ ভাল না। [গলা+ডাংগর (ডাগর)]।

গলাডাঙোর্=[খু]—বি. অহংকার ॥ গলাডাঙোর্ করা ভাল না। [মূল অর্থ গলা বড়]।

গলা ডুবানো=[চা]—ক্রি. পেটপূর্ণ করা ॥ এব্‌নে গলা ডুবাইয়া খাইলে পেডে অত্তখ্ ঐব ॥

গলাত্ দাও দেওন্=[কুম]— ক্রি. আত্মহত্যা করা ॥ কামাই না কৈর্‌তে পাইল্‌লে গলাত্ দাও দিয়া মর্। [<গলা+ত অধিকরণে+দাও=দা (<দাত্র সং) দেওয়া]।

গলা দৈ=[চট্ট]—বি. নরম দই ॥

গলাদরিয়া=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

গলানি=[চট্ট]—বি. গলিত দ্রব্য ॥ [√গল্+আনি প্র.]।

গলানো=[সি]—বি. নালা ॥ [দেখ গলন্ ২, গলাং]।

গলা বাঝানো=[চা]—ক্রি. ঝগড়া করা ॥ এক্‌থায় গলা বাঝাইস্ না। [<গলা বাজান]।

গলাবাযি করা=[ক]—ক্রি. চিৎকার করিয়া কথা বলা, জোরে কথা বলা ॥ [<গলাবাজি করা]।

গলামলা=[চট্ট]—বি. গণ্ডগোল ॥ [অনু.]।

গলার্ কাট্‌টি=[নো]—বি. গলার হাড় ॥ হিতার গলার্ কট্টি দেহা যায়। [<গলা+র সম্বন্ধে+কণ্ঠী সং]।

গলার্ ডাক্=[চট্ট]—বি. মৃত্যু-কালে গলার শব্দ ॥ বুঁইর্ আর্ বাঁচে'ন, গলার্ ডাক্ উইঠ্‌সে।

গলাশি=[ক, রা]—বি. গরু বাঁধার দড়ি ॥ [গলা+ পেঁচি]।

গাঁজ [রা]—বি. বাড়ির সম্মুখ ॥

গলি যাওয়া=[চট]—ক্রি. বাহির হওয়া ॥ বালতুতুন্ বাগুলি গলি গেইয়ে। [< গলাইয়া+যাওয়া]।

গলিজ্=[নো, ম, ব]—বি. পায়খানা ॥ কাথরে গলিজ্ করি দিসে। [গলীয غليظ আং=নোংরা]।

২=[চা]—বিণ. নোংরা ॥ যায়্গাডা বর গলিজ্। [পূর্বে দেখ]।

৩=[চট]—বি. ব্যভিচার ॥ [পূর্বে দেখ]।

গলিশ্=[ম]—বিণ. নষ্ট ॥ [দেখ গলিজ্]।

গলেয়া=[রং]—বি. গলুই, নৌকার অগ্রভাগ ॥ গলেয়াত্ বৈ থাক্। [দেখ গলৈ]।

গলৈ=[সি, চা, ম, কুম]—বি. নৌকার গলুই ॥ [<গলা+উই প্র.]।

গলৈয়া=[র, ফ, কুম বা]—বি. হিন্দুদের মেলা, নির্দিষ্ট কোন দিনে বহু লোকের সমাবেশ ॥

গলো=[ব]—বিণ. গাল ॥ গালোত্ চুমা খালো।

গলোদ্=[পা]—বি. দোষ ॥ [দেখ গলথ্]।

গল্=[ম]—বি. গলুই ॥ ডেংগির্ গলের্ উপ্রে বৈস্ না, পৈরা যাবি। [দেখ গলৈ]।

২=[রা]—বি. ফাঁকি ॥ ওর্ সব্ কথায় গল্। [গোল]।

৩=[ব, রা]—বি. গোয়ালা ॥ গলের্ দুদে পানি ভরা। [<গোয়াল< গোপাল সং]।

৪=[ব, রা]—বি. গোয়াল ॥ ভোরেই গলঘর্ সাফ্ করা লাগে। [<গোয়াল <গোশালা সং]।

গল্খিরা=[ক]—বি. পায়ের অলঙ্কার বিশেষ ॥

গল্গৈল্লা=[চা]—বিণ. খুব নরম, বেশী পাকা ॥ কাডোলুডা একেবেরে গল্গৈল্লা পাক্না। [অনু.]।

২=[চট]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ গল্গৈল্লা বাচ্চু। [অনু.]।

গল্গলা=[চট]—বিণ. নিরবাজী, নরম ॥ [অনু.]।

২=[পা]—বিণ. যে অধিক কথা বলে। [অনু.]।

৩=[রং]—বিণ. বেশী পাকা ॥ [অনু.]।

৪=[রং]—বি. ব্যথা ॥ গলায় গল্গলা হচ্ছে। [অনু.]।

৫=[ম]—ক্রি, বিণ. এখন তখন, শেষ অবস্থা ॥ [অনু.]।

গল্গলাই হড়া=[নো]—ক্রি. বহিয়া যাওয়া ॥ গড়ার্ হানি গলগলাই হড়ে। [অনু.]। [হড়া<পড়া] ॥

গল্গলে=[চট]—বিণ. প্রচুর, বেশীর ভাগ ॥ [অনু.]।

২=[খু]—বিণ. বেশী নরম ॥ কল্টা পাইকা গল্গলে হৈসে। [অনু.]।

৩=[য]—বিণ. যে খুব বেশি কথা বলে ॥ [অনু.]।

গল্গল্=[কুম]—বি. কোলাহল ॥ গল্গল্ করিস্ না। [অনু.]।

গল্গল্ করা=[চা]—ক্রি. হৈ চৈ করা ॥ এত গল্গল্ করস কেন্? [অনু.]।

গল্দান্=[রা]— বি. গলরজ্জু ॥ [গল+দান ; অর্থ প্র.]।

গল্প=[রং]—বি. গর্ব, আস্ফালন ॥ তাঁর বড়ো গল্প করেক্। [গল্প<গর্ব সং]।

গল্পত্তে ধূল্যা উড়া=[রং]— ক্রি. অসার গল্প করা ॥ [গল্পেতে ধুলা তোলা]।

গল্পত্তে ধূলো উড়া=[রং]—ক্রি. বাজে বকা ॥

গল্পের্ হাড়ি আইলো লওয়া=[রা —ক্রি. গল্পে মাতিয়া উঠা ॥ সে গল্পের্ হাড়ি আইলো নেছে।

গল্ফাঁস=[সি, কুম]—বি. যাহা গলায় বাধাইয়া টানিয়া নেওয়া যায় ॥ [< গলা+ফাঁস]।

গল্বল্=[সই]—ক্রি. মৃদু গণ্ডগোল ॥ [<গোলমাল]।

গল্লা=[কুম, চট]—ক্রি, ঢোকা, প্রবেশ করা ॥ [গল্=প্রবেশ করা]।

২=[খু, সি, র]—বি. ধান, ছন ইত্যাদির আঁটি ॥ দুই গল্লা সন্। [<গল্লা: غله আং=শস্য, শস্যমুষ্টি]।

৩=[সি]—বি. বেতের ছড়ি ॥ গল্লাদি পিডি বেডারে সাবুদ্ করি দে। [পূর্বে দেখ]।

৪=[ন, বা]—বি. কাঁঠালের কোষ ॥

৫=[কুম]—বি. মুঠা ॥ এক্গল্লা সনের্ দাম্ পাচ্ টাহা। [পূর্বে দেখ]।

৬=[ফ]—বি. বড় চিংড়ি মাছ ॥ [গল্লা<গলদা]।

৭=[সি]—বি. আঘাত ॥

গল্লাস্=[সি]—বি. গ্লাশ ॥ এক্ গল্লাস্ পানি দ্যাও। [<গ্লাশ glass ইং]।

গল্লা ঢেউ=[ব, রা]—বিণ. আশ্রয়হীন ॥ এতিম্ ছেলেটা গল্লাঢেউ হয়ে বেড়াচ্ছে।

গল্লার্ গট্টা=[সি]—বি. গলার অলঙ্কার ॥ [<গলার+গোটা]।

গল্লি ঘাটা=[ব, রা]—ক্রি. অনেক দিন অসুখে ভোগা ॥

গল্শা=[রা]—ক্রি. পচা মাছটা গল্শা ॥

গল্হাই=[রা]—বি. নৌকার অগ্রভাগ ॥ নায়ের্ গল্হাই ভাংগ্যাছে। [<গলুই]।

গশব্=[কুম]—বি. বলপূর্বক ছিনাইয়া লওয়া ॥ [<গসব غصب আং]।

গশ্শা=[ম]—বিণ. বেকি, অচল ॥ গশ্শা পৈসা। [<বদ্ধ]।

২=[চা]—বিণ. অলস, মন্থরগতি ॥ তুই একেবারে গশ্শা লোক্। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[ম]—বি. গোস্সা, রাগ ॥ অর্ গশ্শা অলে। [গুস্সা: غصه আং উর্দুর মাধ্যমে ; মূল অর্থ কণ্ঠরোধকারী দুঃখ]।

গশ্শা আলাপ্=[কুম]—বি. বাজে আলাপ ॥ [<বদ্ধ আলাপ]।

গশাগচি'=[সি]—বি. হাঙ্গামা, গণ্ডগোল ॥

গশাগশা=[সি]—বিণ. কর্কশ, অমসৃণ ॥ [অনু.]।

গশাগশি=[সি]— বি. ঘর্ষণ ॥

গশানো=[চা]—ক্রি. ঠকানো ॥ লোক্‌টারে গশাইলা ক্যারে ?

গশাব্‌দি=[পা]—বিণ. আহাম্মক ॥

গশা মাজা=[সি]—বিণ. পরিষ্কার ॥ [<ঘষা মাজা]।

গশা মাদারি=[পা]—বি. অলস প্রকৃতির ॥ [দেখ গশা+মাদারী হিং =বেদে শ্রেণীর লোক]।

গশি=[ম]—বি. পাখীর ডিম ॥

২=[ম, কুম, ফ]—বি. ঘুঁটে ॥ [<ঘসি ম. বাং]।

গশ্‌টানো=[পা]—ক্রি. বেপরওয়া ভাবে টানিয়া নেওয়া ॥

গশ্‌টি মশ্‌টি=[ম]—বি. গড়ি মসি ॥ [অনু.]।

গশ্‌তি=[চা]—বি. ছইহীন নৌকা ॥ আমাগ গশ্‌তিডায় চাঁলিশ্ মোন্ পাড্ দরে। [<গশ্‌তী کشتی ফা.=পরিবহণকারী]।

গশ্‌না=[সি]—বি. যে কাঠের উপর দাঁড় বাধা হয় ॥ [<ঘষ্ (<ঘর্ষণ)+না প্র.]।

গসন্=[ফ]—বিণ. দড়ির সাহায্যে বাঁধন বা বেড় ॥ গাস্‌টায় দড়ি দিয়া এক্‌টা গসন্ দিয়া টান্ দাও।

গসব্=[কু, বা, ম, চা]—বি. বলপূর্বক গ্রহণ, আত্মসাৎ ॥ লোক্‌টা অপরের্ বিনিশ্ গসব্ করে। [দেখ গশব্]।

গসা=[সি]—বি. কাঁটা ॥ গস্যা মাসে সোট সোট গসা বড় বেশি। [<গোঁজ; অর্থ প্র.]।

২=[চা, খু]—বি. পাট গাছের গোড়া ॥ গসার্ ধানার্ আডন্ যার্ না। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বি. বয়লা বা কুটা ॥

৪=[নো]—বি. তৃপ্ত হওয়া ॥ আঁর্ কতায় কি হিতার্ মন্ গসে না ? [গসা <গছা]।

৫=[চা, চট্ট]—ক্রি. বুঝাইয়া দেওয়া ভার দেওয়া ॥ হিশাব্ গড়্‌র তারে গসৈ দিলাম্। [গসানো<গছা+আন প্র.]।

৬=[ব, চট্ট]—বি. দীপাধার, পিলসুজ ॥ গসার্ উপ্‌রে কুপি বলে।

৭=[সি]—ক্রি. গ্রহণ করা ॥ বামাইবে বৌ গসে না। [<গছা<গচ্ছিত্ত প্রাং <গচ্ছিত সং]।

গসাইয়া দেওয়া=[কুম]—ক্রি. জোর করিয়া চাপাইয়া দেওয়া ॥ তার্ গায় কাম্‌ডা গসাই দে। [<গছাইয়া]।

গসা গসা=[নো]—বিণ. মোটা মোটা ॥ গসা গসা করি কদু কুডিস্ ন। [<গচা গচা ; অনু.]।

গসানো=[পা]—ক্রি. গ্রহণ করানো, করাইয়া লওয়া ॥ [<গছানো]।

২=[খু]—ক্রি. গাথা ॥ ওমন্ ভাবে গসালি আর্ কাল্ নামানো লাগ্‌বে নারে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[সি]—ক্রি. খোলা ॥ আগে মাত্তে দুয়ার্ গসায় কে ? [<ঘুচানো]।

গসাল্=[নো]—বিণ. পরিষ্কার ॥ গসাল্ খান্। [গোছাল]।

গসি=[কুম, নো]—বি. গর্ত করিবার কাঠ ॥ গসিদি গাত্তা কর্।

২=[কুম]—বি. খুঁটি ॥

গস্=[সি]—বি. বেত বা লতার বেড়ি, পাতিল কলস বসাইবার আধার ॥

২=[চট্ট]—বি. তক্তা ॥ [<গাছ ; অর্থ প্র.]।

৩=[চট্ট]—বি. হুকাঁর নইচা পরিষ্কার করিবার সরু লৌহশলাকা ॥ হুঁকাটা গস্ কর। [<গজ]।

গস্ করা=[ক]—ক্রি. টানা, পান করা ॥ সে হুকা গস্ কর্‌সে। [<গজ করা]।

গস্‌তানি= [পা] — বিণ. পাড়া বেড়ায় যে ॥ গস্‌তানি মাগি। [<গশ্‌ৎ گشت ফা. (পাহারায় ভ্রমণ) +আনি প্র. কিংবা দেখ গস্‌তান্+ই ভাবার্থে]।

গস্‌তান্=[খু,রা]—বি. অসচ্চরিত্রা, দুর্বিনীতা ॥ [গস্তান হিং]।

গস্‌তি নাও=[কুম]—বি. এক প্রকার নৌকা ॥ আং্‌গ্ এক্‌চা গস্‌তি নাও আসে। [দেখ গশ্‌তি]।

গস্‌না=[চা]—বি. যাহার উপর দাঁড় পাতা হয় ॥ গস্‌নাডা যাইংগা গেসে।

গস্‌মস্=[সি]—ক্রি. বিণ. এদিক সেদিক তাকানো, ইতস্তত: ॥ কায্ শুরু কর‍্যা গস্‌মস্ কর কেন্ ? [তুং খসমস ; অনু.]।

গস্‌যা=[নো]—বিণ. অসৎ, দুষ্ট ॥ যেমন্ মাইয়া আস্‌যা, তেমন্ মামাই গস্‌যা। [<গাছ্+উয়া প্র.=যে গাছে গাছে থাকে]।

গহন্=[ম]—বিণ. গভীর ॥ গহন্ বনের্ অরিন্। [সং]।

গহমা=[রা]—বি. সাপ বিশেষ ॥ গহমা কাম্‌ড়ালে বাঁচ্‌বি না।

গহমাই=[দি]—বি. লতা দিয়া তৈরি গরুর মুখোস ॥

গহম্=[রা,দি]—বি. গম ॥ এবারও আমেরিকার্ গহম্ খাবা হবি। [<গোহুম প্রাং<গোধুম সং]।

গহলা=[চট্ট]—বি. গামলা ॥ গহলায় পানি রাখ্। [<গমেলা gamella পোর্তু.]।

২=[দি,রা]—বি. ফড়িং ॥

গহাম্=[বা]—বি. গম ॥ [দেখ গহম্]।

গহালো=[ম]—বি. খোঁয়াড়, যেখানে গরু ঘাস খড় খায় ॥

গহি=[দি]—বি.লাঙ্গলের ফলার দাগ ॥

২=[ক]—বি. গোবরের পিণ্ড ॥ [<ঘসি ম. বাং]।

গহিলি=[চট্ট]—বি. অর্ধাঙ্গ রোগ ॥

গহিল্=[দি]—বি. গোয়াল ॥ গহিল্ ঘর্। [<গোহাল <গোশাল< গোশালা সং]।

গহিশ্যা=[রা]—বি. পেট ॥ এত খাইয়াও তর্ গহিশ্যা ভরে না।

গহুর্=[রং]—বিণ. সোনালী ॥ গহুর্ রং। [গৌর]।

গহেলা=[রা]—বি. এক প্রকার ফড়িং ॥ গহেলার্ ডেখাত্ সুতা বাইন্দে ছেলে মেয়েরা খেলা করে।

গা=[চট্ট]—অব্য. টি, খানা ॥ দুগা চৈহা দেও। [গা=টা]।

২=[সি]—বি. ঘাস, তৃণ ॥ [<ঘাস]।

৩=[ক,সি]—বি. সুপারির পরিমাণ বিশেষ ॥ বাইশ্ গাতে এ্যাক্ বিশি অয়্।

গাআরি গাচ্'=[চট্ট]—বি. গাস্তারি গাছ ॥ [<গাম্বারি প্রাং<গাম্ভারী+গাছ<গচ্ছ সং]।

গাআক্=[নো]—বি. আগ্রহ ॥ গা-আক্ করি না নিলে যোর্ করিতো আর্ দেওন্ যায়্ ন।

গা আদার্ দেওয়া=[পা]—ক্রি. অস্থির হওয়া, চোখে সরিষার ফুল দেখা ॥ [<গাঅ<গাত<গাত্র সং+ আঁধার <অন্ধকার সং+দেওয়া]।

গাঅনি=[কুম]—বি. অন্যের বদনাম ॥ আর্ গাঅনি আর্ কত গাইবা ? [<গাওনা+ই প্র.]।

গাই=[ঢা]—বি. আঘাত ॥ যুইতৃতা দিয়া মাস্টারে গাই দে। [<ঘাই<ঘাতি=ঘাত<আঘাত সং]।

২=[কুম, ঢা, সি, ম]—বি. ছিদ্র ॥ কাপুর্ ডাত্ গাই করূল কেডায়্ ? [দেখ গাই]।

৩=[রা]—বিণ. পরাজিত ॥ খেলায়্ কোন্ দল্ গাই হল ? [দেখ গাই]।

৪=[ঢা, পা]—বি. কলুর ঘানি ॥ [<ঘাই<ঘানী<ঘন সং]।

৫=[পা]—বিণ. প্যাচালো, জটিল ॥ [<ঘাগী(<ঘাগ হিং)]।

৬=[পা]—বি. শিরশীর্ষ ॥

গাইওল্=[রা]—বি. গাভী ॥ গাই-ওলের্ দুদ্। [<গাভি+ওল<কুল=সমূহ]।

গাইকাটা=[ক]—বি. খাঁজ ॥ খেজুর্ গাসে গাইকাটা না থাক্লে উঠন্ যায়্ না। [দেখ গাই১+কাটা]।

গাই কাটা=[ঢা]—ক্রি. বোতামের ঘর কাটা ॥ জামায়্ গাই কাটূ। [<ঘাই <ঘাতি সং (=ছিদ্র অর্থে)+কাটা]

গাই খড়া=[রা]—বি. ডাঁটা, শাক বিশেষ ॥

গাইগ্রই=[সি]—অব্য. পানিতে মাছের শব্দ ॥ [ধ্বন্য.]।

গাই গোয়ালি=[ম]—বি. এক ধরণের বড় প্রজাপতি ॥ গাইগোয়ালি গরে বৈসে, বৌয়্ পুলা ঐবো।

গাইছ্যাল্=[রা]—বিণ. জেদী, এক গুঁয়ে ॥ গাইছ্যাল্ বৌঝি নিয়া শুখ্ নাই। [<গাছ+ইয়াল প্র.; তুং গেছো=পুরুষ ভাবাপন্ন (নারী)]।

গাইযা=[পা]—বি. সুতার তৈরী মাছ রাখার থলি ॥ [<গাঁজিয়া=গেঁজিয়া=গেঁজ<গঞ্জ সং=ভাণ্ডার; গন্‌জ্ گنج ফা.]।

গাইযাল্=[ফ]—বিণ. গাঁজাখোর, তামাকখোর ॥ শে এক্টা গাইযাল্। [<গাঁজিয়াল=গেঁজেল<গান্‌জা হিং+ইয়াল প্র.]।

গাইটা=[রা]—বিণ. বেঁটে ॥ [<গাঁইট<গ্রন্থি সং+আ প্র.; বা গুট্টা হিং]।

গাইটাল্=[প]—বি. খেয়া ঘাটের মাঝি ॥ [<ঘাটিয়াল; ঘাট<ঘট্ট+য়াল হিং; <ঘট্টপাল সং]।

গাইট্যা=[ম]—অস. ক্রি. কষাইয়া ॥ গরুটা গাইট্যা বেচ্'তাম্ না। [<ঘাটিয়া<ঘাট=অম্ল+ইয়া অস. ক্রি. বিভক্তি]।

৩=[পা]—বিণ. বেঁটে ॥ গাইট্যা মানুশ্ খুদায়্ দুশ্মন্। [দেখ গাইটা]।

গাইট্যাইল্যা=[চা]—বিণ. বেশ মোটা সোটা, হৃষ্টপুষ্ট ॥ পোলাডা বেশ গাইট্যাইল্যা। [<গট্টিলা হিং]।

গাইট্=[ঢা, ক, বা]—বি. অন্যায়, দোষ, ত্রুটি ॥ আমার্ গাইট্ ঐলে মাপ্ দ্যাও। [<ঘাট]।

২=[সি]—বি. ঝাব, বিষয় ॥ ওতা খাইয়া বেটার্ গাইট্ লাগ্সে। [=গাঁইট< গণ্ডি <গ্রন্থি সং]।

গাইট্ কোড়া=[চট্ট]—বি. বড় পুঁটি মাছ ॥ গাইট্‌কোড়া খাসে ত্যাল্ বেশি।

গাইট্ গিরো=[রং]—বি. কুটিলতা ॥ মনে কোন গাইট্‌গিরো রাইখ না [দেখ গাইট্ +গিরো<গিরহ্ گره ফা.]।

গাইট্ গইট্=[কুম,চা]—বি. পুঁটলা-পুঁটলি ॥ [<গাঁইট<গ্রন্থি সং+গুইট্ অনু:; গট্‌ঠা হিং]।

গাইট্টা বৌয়্যা=[চা]—বি. ছোট টেংরা মাছ ॥ গাইট্টা বৌয়্যা গলায়্ ঠেক্লে আর্ বাচ'ন্ নাই।

গাইট্ তর্ নক্=[চা]—বি. অন্যায় অপরাধ ॥ গাইট্ তর্‌নক্ না পাইলে তুমি আমারে কি কর্বা ? [দেখ গাইট্+তসর্‌রুফ تصرف আং]।

গাইট্না=[পা]—বি. নৌকা ঠেকিয়া যায় এমন স্থান ॥ গাইট্‌নায় নাও আটকে দিচ'ও ক্যা ?

গাইট্ বান্ধা=[ব]—ক্রি. অসুবিধায় দৃষ্ট হওয়া ॥ কামের্ গাইট্ বান্সে। [দেখ গাইট১+বান্ধা<বাঁধা]।

গাইট্ লাগা=[ঢা]—ক্রি. যৌন ক্রিয়ায় রত হওয়া ॥ কুত্তায়্ গাইট্ লাগ্সে। [দেখ গাইট২+লাগা]।

গাইট্‌লা লাগা=[রং]—ক্রি. সকলের উদ্দেশ্য লাগিয়া থাকা ॥ [দেখ গাইট্ লাগা; লা প্র.]।

গাইট্ হওয়া=[রং]—ক্রি. শক্ত হওয়া ॥ [দেখ গাইট্১ +হওয়া]।

গাইডহরা=[রা]—বি. গোপথ ॥ কাদোয়্ জন্নি গাইডহরা দিয়ে গাড়ি যাবে না। [<গোবাট<গোবর্ত্ম+হরা<ধারা]।

গাইন্ড্=[ঢা]—বি. গাঁট, পকেট, ট্যাক ॥ [দেখ গাইট]।

গাইড়া=[চট্ট]—বিণ. নির্বোধ ॥ গাইড়া মানুষ।

গাইড়্যা=[ম]—বি. খাল, বিল গাইড়্যায় মাছ্ নাই। [<গঢ়া হিং <গর্ত সং]।
২=[পা]—বিণ. কাপুরুষ, নির্বোধ॥ গাইড়্যা মানুষ্ দিয়া একাম্ ঐবো না [দেখ গাইড়া]।

গাইতা=[পা]—বিণ. অলস॥ গাইতা লোক্ শয়্তানের্ চে'লা। [<গাত্<গাত্র+ইয়া প্র.]।
২=[পা]—বিণ. একগুঁয়ে॥ [<গুঁ<গোঁ+ই+তা প্র.]।

গাইতানি=[ম]—বি. ঘাড় ধাক্কা, অর্ধ-চন্দ্র॥ গাইতানি দিয়া গর্ থাক্যা বাইর্ কর্যা দে।

গাইতামি=[পা]—বি. একগুঁয়েমি॥ [দেখ গাইতা, +মি প্র.]।

গাইত্যা, গাইত্‌তা=[ম,পা]—বিণ. ডাকিলে সহজে সাড়া দেয় না এমন॥ মানুশ্টা বর গাইত্‌তা।

গাইথ্যা=[ফ]—অস. ক্রি. গাঁথিয়া॥ ঠাকুর্‌রে মালা গাইথ্যা দ্যাও। [<গাঁথিয়া]।

গাইদর্=[কুম, ম, ফ, সি]—বিণ. নোংরা, অপরিষ্কার॥ গাইদরের্ মতন্ চ'লিস্‌না। [<গীদড় হিং=শিয়াল ; অর্থ বিকৃতি]।

গাইদর্‌নি=[চা]—বিণ. নোংরা॥ তুই এক্‌টা আস্তা গাইদর্‌নি। [দেখ গাইদর্+নি প্র.]।

গাইদা=[সি]—বি. দা বিশেষ॥ [<ঘাস+ই প্র.+দা]।

গাইদাবার্=[বা]—বি. ভীষণ তাড়া॥ চো'রেরে গাইদাবার্ দিলাম্। [গাই <গাভী (গরু অর্থে) +দাবাড়<দাপট]।

গাই দেওয়া [চা]—ক্রি. দংশন করা, হুল ফুটানো॥ বলুলায় গাই দিসে। [<ঘাই<ঘাতি<ঘাত<আঘাত+দেওয়া]।

গাইদোয়া=[খু]—বি. দুধ॥ গাই-দোয়া হাড়িত্ আনে। [<গাভী+দোয়া=দোহন করা]।

গাই দোয়ানো=[ফ]—ক্রি. দোহন করা॥ [<গাভী+দোহানো]।

গাইদোয়েল্=[ব]—বি. দোয়েল, পাখী বিশেষ॥

গাইদোর্=[ফ]—বিণ. নোংরা॥ গাই-দোর্ সেলে। [দেখ গাইদর্]।

গাইদ্‌রা=[চা]—বিণ. নোংরার একশেষ॥ তর্ মতন্ গাইদ্‌রা আর্ নাই। [দেখ গাইদর্]।

গাইদ্‌রামি [ম]—বি. নোংরামি॥ গাইদ্‌রামি করিস্ না। [দেখ গাইদর্ +মি প্র.]।

গাইনত্=[রং]—ক্রি.বিণ. কিছুক্ষণের মধ্যে॥ হঁ্যা গাইনত্ আশিছে উহায়। [<গৌনে+তে]।

গাইন্=[নো]—অব্য. সমস্ত, গুলি॥ এই গাইন্ কি তরু ঐসে? [<গুলিন]।
২=[ব]—বিণ. গাভীন॥ গাইন্ গাই॥ [<গাভীন<গর্ভিণী]।
৩=[খু, কুম বা]—বি. গাজীর গানের গায়ক॥ গাইনের্ গিত্। [<গায়েন]।
৪=[ম]—বি. গাজী॥ আইর্ গাইনের্ গিত্ ঐব। [<গায়েন]।
৫=[সি]—বি. পোকা বিশেষ॥ গাইন্ পোকা গরে আইসে মেমান্ আইবো।
৬=[কুম]—বি. যাহারা ছাতা ইত্যাদি মেরামত করে॥
৭=[নো]—বি. পালা॥ গাইন্ বাগ্ করি নেওন্ যালা অয়্।
৮=[রং]—বি. ঢেঁকির মুষল॥ কাঠ্ দি ঢেকির্ গাইন্ বানায়্।
৯=[রং]—বি. তৈল ভাজান॥ গাইন্ বাংগাইয়া আয়্। [<ঘানি, ঘানী]।
১০=[ম]—বি. চুড়িওয়ালা॥ [স্ত্রী গাইনী]।

গাইন্ গাছ্=[চা]—বি. তৈল ভজান গাছ॥ গাইন্‌গাসে গেরুগের্ শব্দ করে। [দেখ গাইন্ ৯+গাছ]।

গাইন্‌খা=[চা, ম, কুম]—বি. কাঁথা বালিশ রাখার ছিকা বিশেষ॥ গাইন্‌খাত্‌ত্তনে খেতানাবাও। [<গেঁজিয়া=গেঁজে]।
২=[ম]—বি. মাছ্ জিয়াইয়া রাখার পাত্র বিশেষ॥ [পূর্বে দেখ]।
৩=[সি]—বি. কলা গাছের শুকনা পাতা॥
৪=[সি]—বি. গাঁজা॥ [<গাঞ্জা <গঞ্জিকা ; তুং গান্‌জা হিং]।
৫=[ম]—বিণ. খুব ঘন॥ মমিনের্ দান্ খুব্ গাইন্‌ধা। [গন্‌দা گندا ফা. =দুর্গন্ধ কিংবা গন্‌জান হিং=ঘন]।

গাইন্‌মাল্=[চট্ট]—বি. কলা গাছের নরম শাঁস॥

গাইন্‌দা=[ম]—বি. এক প্রকার ধান॥
২=[ম]—বিণ. অল্পভাষী॥ গাইন্‌দা মাইন্‌শের্ কোনহানে যাগা নাইক্যা।

গাই ফরানো=[ফ]—ক্রি. গাই-বিয়ানো॥ গাইডা ফরাইসে।

গাই বল্‌দা=[ম]—বি. ফড়িং বিশেষ॥ খালে বিলে গাসের্ মদ্দে বৌত্ গাই বল্‌দা দেহা যায়্।

গাই বসানো=[পা]—ক্রি.আঘাত করা॥ [দেখ গাই +বসানো]।

গাই বাস্‌র্=[ম]—বিণ. ছোট বড়, অসমান॥ এবার্ পাট্ শব্ গাইবাস্থুর্ ঐলো। [<গাভী+বাছুর<বৎসরূপ সং ; কিছু ছোট ও কিছু বড় এই অর্থে]।

গাইভ্=[রা]—বিণ. অদৃশ্য॥ আমার্ বৈটা গাইভ্ হয়েছে। [<গাইব غائب আঃ]।

গাইয়া=[সি, চা, কুম]—বিণ, গ্রাম্য॥ গাইয়া মাইন্‌শের্ ব্যাবার্ আচা'র্ ভালা না। [<গাঁ<গ্রাম+ইয়া প্র.]।
২=[কুম]—বি.বাঁশের কঞ্চিদিয়া এক প্রকার খেলার মাপ॥ গাইয়া আলে, আবার্ যায়্।

গাইয়া দেওয়া=[ফ]—ক্রি. নৌকার ছিদ্র বন্ধ করা॥ নাওতো সুরুকি-গ্যাসে, গাইয়া দেবা নাকি? [<

গাহিয়া<গাহা+ইয়া অস. ক্রি. বিভক্তি তুং গহনী হিং]।

গাইয়ারি=[সি, নো]—বি. পিঠা তৈরীর মাটির পাত্র বিশেষ ॥

গাইরত্‌=[রা]—বিণ. নষ্ট ॥ হাবার্ শব্ মিহ্নত্ গাইরত্ হৈল্। [গায়ত্ غارت আং]।

গাইরা=[চা]—বিণ. ফাজিল ॥ তুই এক্ নম্বরের্ গাইরা রে।

২=[য, কুম]—বিণ. ভালমন্দ হীন, বোকা ॥ গাইরা মানুশ্ দিয়া খালি কামের্ নশ্ট।

৩=[ম]—বিণ. হিংস্রক ॥ [গয়ূর غیور আং]।

৪=[ম]—বি. শূকর ॥ গাইরা হারায় খিব্।

৫=[কুম]—অস. ক্রি. পুতিয়া ॥ বাপ্ তুইল্যা কত্তা কৈলে গাইরা হালায়াম্। [<গাড়িয়া]।

গাইর‍্যা=[চা, ফ,]—বিণ. অলস ॥ গাইর‍্যা বৌডা কোন কাম্ করে না। [দেখ গাইরা]।

২=[চা, পা]—বি. এক প্রকার মাছ ॥ শব্ মাসেই গু খায়, নাম্ পরে গাইর‍্যা মাসের্।

৩=[চা, ফ]—বিণ. নোংরা ॥ গাইর‍্যা মাইন্‌শের্ আতে খাইতে গিন্না করে।

৪=[পা]—বি. ডোবা ॥ গাইর‍্যায় মাস্ থাকে। [দেখ গাইড়্যা]।

৫=[চা]—বি. পলোর মুখে দেয় কলা গাছের ফাৎরা বিশেষ ॥ গাইর‍্যাডা আড়াইয়া পলোডা বান্দ।

গাইর‍্যাল্‌স্ত=[পা]—বি. গৃহস্থ ॥ গাইর‍্যাস্‌ত মানুশের্ মনি না থাক্‌লি কি চলে? [<গিরস্ত<গৃহস্থ সং]।

গাইর্‌=[কুম]—বি. গা, দেহ ॥ গাইরে কাপড় নাই। [<গাত্র]।

২=[য]—ক্রি. বিণ. ডুব ॥ খালে মাসের্ গাইর্ পরসে। [<কাঁড়ি]।

৩=[ম, সি, কুম]—বি. গ্রীবোলি ॥ [গাঁড় হিং]।

গাইর্‌গা=[নো]—বিণ. একগুঁয়ে ॥ বেডাডা বড় গাইর্‌গা। [<ঘাড়+ইগা<ইকা প্র.]।

গাইর্‌ডুডু=[কুম]—বি. হা-ডু-ডু খেলা ॥ গাইর্‌ডুডু খেলা হৈলের্ পক্‌কে বালা।

গাইর্‌তা=[ম]—বিণ. বারবার বলা সত্ত্বেও যে কাজ করে না ॥

গাইর্‌রা=[ক]—বিণ. নোংরা ॥ পোলাডা একেবারে গাইর্‌রা।

গাইলা=[কুম]—বি. গর্ত ॥

২=[রং]—বি. গালি ॥ মানশিক্ এত গাইলা ভাল নোয়ায়। [<গাইল=গালি<গল্‌হ সং; তুং গালী হিং]।

৩=[চা]—বি. প্যাঁচ ॥ রশিত্ গাইলা লাগ্‌সে।

গাইলা গাইলি=[রং]—বি. গালা-গালি ॥ [=গালাগালি]।

গাইলা লাগা=[ম]—ক্রি. ক্ষেতের মাঝে মাঝে ফসল নষ্ট হওয়া ॥ খ্যাতে গাইলা লাগ্‌সে ধান্ খারাপ্ ঐয়া যাইবগা।

গাইল্যান্‌=[কুম]—ক্রি. গালি, দেওয়া ॥ হুদাহুদি মাইন্‌শেরে গাইল্যান্ বালা না। [দেখ গাইলা~২~ (নাম ধাতু)+আন প্র.]।

গাইল্‌=[ম]—বি. গালি, অভিশাপ, আক্রোশ, কটুবাক্য ॥ [দেখ গাইলা~২~]।

২=[চা, নো]—বি. উদুখল ॥

৩=[খু]—বি. যে মিথ্যা কথা বলে ॥ গাইলের্ কথা কে বিশ্‌শাশ্ করে? [<গাল হিং]।

৪=[চা, সি]—বিণ. আহত, জখম ॥ শিকারি বাগ্‌টারে গাইল্ কৈর‍্যা দিসে ॥ [ঘায়ল<ঘাত সং+ইল প্র.; তুং ঘায়েল অথবা ঘাইয়্যাল হিং]।

গাইল্‌ কাইল্‌=[ম, চা কুম]— বি. গালাগালি ॥ [গাইল=গালি+কাইল অনু:]।

গাইল্‌ য়াবা=[চা]—ক্রি. খারাপ পথে যাওয়া, সতীত্ব বিক্রয় করা ॥ গাইল্ যানুতে কৈ গেসিলি?

গাইশ্‌ঠ=[ম]—বি. গাঁট, তহবিল ॥ নিবের্ গাইশ্‌টের্ পৈশা খরচ কৈর‍্যা পরের্ কাম্ কেডায় করে? [<গাঁট<গ্রন্থি সং; গাঁঠা হিং]।

গাইশ্‌ঠা=[ম]—বি. বনজ ক্ষার জল বিশেষ ॥ [<ঘটি=ঘট্+টি প্র.]।

গাইসা=[পা]—বিণ. গেছো, যা গাছে জন্মে ॥ [<গাছ+ইয়া প্র.]।

গাইসা গেদাই=[ম]—বিণ. একান্ত নির্বোধ ॥ তুমি একটা গাইসা গেদাই। [দেখ গাইসা+গাদাই<গাধা+ই প্র.]।

গাইসা বৈ=[পা]—বি. ডেঁতুল ॥ গাইসা বৈ আইন্‌সেন্ না?

গাইস্‌সা=[বা]—বি. মাছ বিশেষ ॥ আমি গাইস্‌সা খাই না।

২=[নো]—বি. হাডুডু খেলার জন্য মাটিতে কাটা দাগ ॥ এই গাইস্‌সার্ বাইর্ ন যাও।

গাউ=[সি]—বি. গ্রাম, গাঁ ॥ চোর্ খেদাইতে গাউ উবার্ ঐব। [<গাঁও<গ্রাম; তুং গাঁও হিং]।

গাউআলি=[সি]—বিণ. গ্রাম্য ॥ গাউআলি মানু লেহাপরা কম্ যানে। [দেখ গাউ+আলি প্র.]।

গাউক্‌=[সি]—বি.<গ্রাহক ॥

গাউগর্‌=[সি]—বি. গ্রাম ॥ গাউগরের্ লোক্ খুব্ সিদা। [দেখ গাউ+ঘর]।

গাউ গাল্‌লি=[বা, ফ]—বি. গ্রাম ॥ [গলি হিং=শহরের উপকণ্ঠ]।

গাউগ্‌রি=[সি]—বি. মাটির কলস ॥ [<গাগরি<গর্গরী; তুং গগরী হিং]।

গাউচ্যা চাহি=[চা]—বি. এক প্রকার অখাদ্য মাছ ॥ গাড়ে গাউচ্যা চাহি থাকে।

গাউটে=[খু]—ক্রি. বিণ. একত্রে ॥ দেশে মারি লাগ্‌লে গাউটে কোর্‌বানির্ নিয়ম্ আসে। [দেখ গাউ+টে<টিকা প্র.]।

গাউটে শিন্‌নি=[য]—বি. মহামারী নিবারণার্থে শিন্নি বিতরণ ॥ [দেখ গাউটে+শীরীনী شیرینی ফা.]।

গাউত্=[ক]—বি. নাড়া বা কচুরীর পচা স্তূপ ।। গাউতে বালা শাক্ অয় ।
২=[সি]—বি. গ্রাম ।। আমি গাউতে মানুষ্ । [দেখ গাউ+ত প্র.] ।

গাউত্তা=[রং]—বিণ. একরোখা, একগুঁয়ে ।। তুই বড় গাউত্তা মানুষ্ ।

গাউনা গাউনি=[ব]—বি. অপবাদ ।। অত গাউনা গাউনি ক্যামন্ করি হয়্ । [গাওনা+গাওনি] ।

গাউনে=[খু]—বি. পানের লতার প্রশাখা ।। পানের্ লতার্ খিকে গাউনের্ বরয্ ভাল হয় ।

গাউয়া=[কুম, ম, সি, নো]—বিণ. ঘাঁযুক্ত, ঘাবিশিষ্ট ।। কাতলা মাসটা গাউয়া ঐয়া গেসে । [<ঘাঅ<ঘাত সং ; তুং ঘাও হিং+উয়া প্র.] ।।
২=[য, খু, ব্রা]—বিণ. পচা, লোকসানে ।। বেশি পাক্‌লে আম্ গাউয়া ঐয়া যায় । [দেখ গাউয়া] ।
৩=[ম]—বি. ঘা, খোঁচা ।। গাউয়া মারে ক্যাড়া ? [দেখ গাউয়া] ।
৪=[সি]—বিণ. বাচাল, ঝগড়াটে ।। [ঘাউ+উয়া প্র.] ।

গাউয়াইন্যা=[কুম]—বিণ. অর্ধেক ।।

গাউয়া ব্যাং=[ঢা]—বি. বড় আকৃতির ব্যাঙ ।। বেঙ্ আর্ মশে গাউয়া খেছে ডাহে ।

গাউয়ালা=[সি]—বি. গ্রামবাসী ।। গাউয়ালারা পরায় শবাই মুরুক্‌খু । [দেখ গাউ+য়ালা প্র.] ।

গাউয়ালি=[সি]—বিণ. গ্রামদেশী, গ্রাম্য ।। [গাঁও+আলি প্র.] ।

গাউরা=[নো, কুম, ঢা]—বিণ. বদ্‌মেজাজী, একগুঁয়ে ।। গাউরা মাইন্‌শের সাথে কতা কৈতে পার্‌দান্ । [দেখ গাউরা,] ।
২=[কুম]—বি. এক প্রকার মাছ ।। গাউরা মাসে ও খায় ।
৩=[ম]—বি. জলজ ঘাস বিশেষ ।। গাউরা ঘোড়ায় শখ্ করি খায় ।

গাউরালি=[চট]—বি. খাবুর বা চাকরের কাজ ।। ইতারা যাড় তাই গাউরালি করি খায় । [<গাবুর< গাভুর ম. বাং+আলি প্র.] ।

গাউর্=[চট]—বি. দিনমজুর, চাকর ।। আঁর্ বাইত্ গাউর্ নাই । [দেখ গাউরালি] ।
২=[ঢা]—বি. কলার ছড়া ।। এক্ গাউর্ কেলা ।।

গাউল্=[খু]—বি. ধানের কচি চারা ।। গাউল্ পানিতে ডুবি গেসে ।

গাউস্‌সা পিপ্‌ড়া=[ঢা]—বি. এক শ্রেণীর কালো পিঁপড়া ।। [<গাছ+উয়া+পিঁপড়া<পিপীলিকা সং] ।

গাউস্‌স্যা=[ঢা]—বিণ. গাছে থাকে এমন ।। গাউস্‌স্যা ইন্দুরে গুপারি খাইয়া ফালায় । [<গাছ+উয়া প্র.] ।

গাঐন্যা=[ঢা]—বি. গায়ক ।। গাঐন্যায় গান্ গায়, হুনুইন্যায় হোনে ।। [<গাঅন<গান+ইয়া প্র.] ।

গাঐয়া=[ঢা]—বিণ. গায়ক ।। গাঐয়া বেটার্ গলা খুব মিডা । [< গাওয়া+ইয়া প্র.] ।

গাও=[ম, কুম, ঢা]—বি. ঘা ।। আমার্ পৈল্‌লে গাও ঐসে । [< ঘাঅ<ঘাত ; তুং ঘাও হিং] ।
২=[সি]—বি. শরীর ।। মোর্ গাওটা যরে পুইরা যায় । [<গাঅ <গাত<গাত্র সং] ।

গাওঅ ত্যাল্ অওয়া=[রং]—ক্রি. জোর হওয়া ।। তর্ বুঝি গাওঅ ত্যাল্ ঐসে, খালি মারামারি করস্ ? [দেখ গাও +এ+তৈল+হওয়া] ।

গাও আসা=[রং]—ক্রি. শৃঙ্গারে বীর্য স্খলিত হওয়া ।। [<গা আসা] ।

গাও খারাপি=[পা]—বি. মাসিক রক্তস্রাব ।। [দেখ গাও +<খরাব خراب আং.+ই প্র.] ।

গাওগাছ্ করা=[রং]—ক্রি. ব্যভিচার করা, মিলন হওয়া, গর্ভবতী হওয়া ।। [=গা গছান ; দেখ গাংগস্ করা] ।

গাও গড়ে=[রং]—অ. ক্রি. নির্ভর করিয়া ।। তুই গাওগড়ে আর্ কদিন্ চলবি ? [দেখ গাও + গড়িয়া<গড়াইয়া] ।

গাওগস্ করা=[পা]—ক্রি. গ্রহণ করা, স্বীকার করা ।। এডিন্ সেরাডারে তুমিই গাওগস্ কর । [দেখ গাও গছ্ করা] ।

গাওগস্‌লামি=[ঢা]—বি. অবহেলা, অলসতা ।। বালা কামে গাওগস্‌লামি করা বালা না । [দেখ গাও, +গস্‌লা= ঘচা<ঘেঁচড়া<ঘৃষ্ট সং+মি প্র. ; দেখ গাও গোস্‌লা] ।

গাওগুয়া=[ম]—বি. বিয়াতে মাতব্বরদের মধ্যে পান সুপারি বিতরণ ।। [দেখ গাউ+গুয়া<গুবাক সং] ।

গাওগোস্‌লা=[ঢা]—বি. গড়িমসি ।। এত গাওগোস্‌লা করলে কোন কাম্ অয় না । [দেখ গাওগস্‌লামি] ।

গাও যোরামি করা=[ম]—ক্রি. গায়ের জোর দেখানো ।। দেখ গাও, +< যোর زور ফা.+আমি প্র.+করা] ।

গাওড়া=[পা, ফ]—বি. বন বিড়াল ।। মুরগির্ গরে গাওড়া ঢক্‌সে ।
২=[ব]—বিণ. অমনোযোগী ।। রহিম্ বড়ো গাওড়া ।

গাওড়া পেইট্টা=[পা]—বিণ. পেটুক ।। এই কয়টা খাতে ওই গাওড়াপেইটার্ হবি ?

গাওড়ার্ কাসে মুর্‌গি বাগি দেওয়া=[পা]—ক্রি. ভক্ষককে কোন কিছুর রক্ষক করা ।। গাওড়ার্ কাছে মুরগি বাগি দিও না । [দেখ গাওড়া+কাছে+মুরগী +বাগি<বর্গা] ।

গাওতাই করা=[পা]—ক্রি. অনর্থক গাঁয়ে গাঁয়ে বেড়ানো ।। গাওতাই করলেই কি খাত্ যুটে ?

গাও তোলা=[রং]—ক্রি. উপরে বসা ।। একটু গাওতুলি বশেন্ । [দেখ গাও, + তোলা] ।

গাওদোষা=[কুম]—বি. সন্নিপাত ।। আমার্ গাওদোষা করসে ।

গাও মড়া=[পা]—ক্রি. প্রসব ব্যথা হওয়া ।। [দেখ গাও, +মড়া] ।

গাওনা=[খু]—বি. তিরস্কার ।। আর্ ইস্কুলে না গেলে [illegible] গাওনা শুনতি হবে । [[illegible] প্র. ; দেখ গাওনা,] ।

গাওনি=[খু]—বি. তিরস্কার, বকুনি॥ মায়ের গাওনি শুন্‌তি হবে। [দেখ গাওনা।

গাও পৈরা যাওয়া=[পা]—ক্রি. গর্ভপাত হওয়া॥ [গাও<গাভ<গর্ভ সং +পড়িয়া যাওয়া]।

গাওপোষা=[রং]—বিণ. অলস॥ তোর্ মত গাওপোষা আর্ নাই। [দেখ গাও, +পোষা]।

গাও ভাংগা=[রং]—ক্রি. শৃঙ্গারে বীর্য স্খলিত হওয়া॥ [দেখ গাও আধা]।

গাও মাখা=[য]—ক্রি. গ্রাহ্য করা, যত্ন নেওয়া॥ কোন কাবে তুই গাও মাখিস্‌নে। [দেখ গাও, +মাখা]।

গাওয়া=[য]—বি. সাক্ষ্য॥ তুমি যে দুশি তা তুমার্ মুহের্ বাবেই গাওয়া দিতাসে। [<গবাহ্ گواه ফা.]।

২=[য]—বিণ. একগুঁয়ে॥ তুই যর গাওয়া।

৩=[সি]—ক্রি. নৌকার জল উঠা বন্ধ করা॥

৪=[সি]—ক্রি. নিন্দা করা॥ [অর্থ প্র.]।

গাওয়ানা=[পা]—বি. গান॥ আইয্ নাচ্' গাওয়ানা হবি। [<গাওনা]।

গাওয়ানো=[চা]—ক্রি. নৌকার তাক্তায় জোড়া দেওয়া॥ নাওডা এ্যাহান্‌দা গাওয়াও।

২=[কু]—ক্রি.বি.মিকানো॥ যন্ত্রগুলি অনেকদিন্ গাওয়ানো হয়নি।

গাওয়ালা শিন্‌নি=[কুম]—বি. গ্রাম্য লোকের মধ্যে ব্যাপক ভাবে বণ্টনের জন্য প্রস্তুত সিন্নি॥ [<গাঁও< গ্রাম +আলা প্র.+শীরীনী شیرینی ফ.]।

গাওয়ালি=[পা]—বি. গ্রাম্য লোক॥ গাওয়ালিরা খুব খাইট্‌পার্ পারে। [দেখ গাউরালি]।

গাওয়াল্=[য]—বি. গ্রাম॥ মানুশটা খালি গাওয়ালে গাওয়ালে ফিরে। [< গাও<গ্রাম+আল প্র.]।

২=[চা, কুম]—বি. ফেরি॥ গাওয়াল্ কৈর্‌য়া প্যাট্ পাল্‌তে যবডু কল্ট। [গাও <গ্রাম+আল প্র.; দেখ গাওয়াল্ করা]।

গাওয়াল্ করা=[চা, কুম, পা]—ক্রি. পণ্যদ্রব্য ঘাড়ে লইয়া গাঁয়ে গাঁয়ে ফেরি করা॥ [দেখ গাওয়াল্]।

গাওয়াবি=[কুম]—বি. একগুঁয়েমি॥ হে বর গাওয়াবি করে।

গাওয়াল্=[কুম]—বি. বেদে॥ গাওয়াল্‌রা হাপের্ বিশ্ নামায়।

গাওয়াল্‌নি=[কুম]—বি. বেদেনী॥ গাওয়াল্‌নি হাপ্ নাচা'য়্। [দেখ গাওয়াল্ +নি স্ত্রীলিঙ্গে]।

গাং=[কু]—বি. শুকনা গোবরের আগুনী॥

গাংকুল্যা=[পা,চট্ট]—বিণ.গাঙকুলের, নদীর পারের॥ গাংকুল্যা বারি। [<গাঙ্<গাঙ (অপভ্রংশ)<গঙ্গা+ কূল+ইয়া প্র.]।

গাংগড্=[বা]—বি তেলের ছোট ভাণ্ড বিশেষ॥ [<গাগর<গাগরি<গর্গরী]।

গাংগরাইয়া=[চা]—বি. শাক বিশেষ॥ গাংগরাইয়ার্ স্বাদ্ খুব্ বালা।

গাংগর্=[ক]—বিণ. অলস॥ তোর্ মত গাংগর্ আর্ নাই।

২=[পা]—বিণ. রোগা, স্বাস্থ্যহীন॥

গাংগা=[কুম]—বি. হাতের মুঠা॥ এক্ গাংগা দান্ কাইটা আন্।

গাংগি=[রং]—বি. গঙ্গার অধিষ্ঠাত্রী দেবী, জল দেবী॥ ইদুনুয়া গাংগিরে বড়ো ডরায়্। [<গাঙ <গঙ্গা +ই স্ত্রীবাচক প্র.]।

গাংগিলা=[সি]—বি. বিল, মরা নদী॥ [<গাঙ অপভ্রংশ< গঙ্গা+ ইলা প্র. ক্ষুদ্রার্থে]।

গাংগড়ি=[ক]—বি. তৈল রাখিবার কলসাকৃতি পাত্র বিশেষ॥ [দেখ গাংগড্]।

গাংগৈর্=[বা]—বি. তৈল রাখিবার মাটির পাত্র বিশেষ॥ [দেখ গাংগড়]।

গাংগো=[য]—বিণ. নির্বোধ॥

গাংগোল্=[বা]—বি. পানি চলাচলের বন্যা সৃষ্ট গর্ত॥ গাংগোল দিয়া পানি আশিচে। [গাংগো<গঙ্গা+ল প্র.]।

গাংচে'দ্=[য]—বিণ. নির্বোধ॥ তুই এ্যাক্ নম্বরের্ গাংচেদ্।

গাংচে'লা=[চা]—বি. বড় চেলা মাছ॥

গাং টিটিরি=[রং]—বি. এক প্রকার পাখী॥ কিরে গাংটিটিরির্ মত চায়া দেখিস্ কেনে?

গাং ডুবাডুবি=[পা]—বি. দুধের পিঠা॥

গাং পারানি=[খু]—বি.খেয়ার ভাড়া॥ গাংপারানি দুটো পয়শা দে। [গাঙ্< <গঙ্গা+পারানি; √পার্+ আনি প্র.]।

গাং প্যাট্যা=[পা]—বিণ. পেটুক॥ [<গাঙ<গঙ্গা+পেট+ ইয়া প্র.]।

গাং বাধাঁরা=[চট্ট]—বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা॥

গাংরা প্যাট্=[পা]—বি. মোটা পেট॥ [দেখ গাং প্যাট্যা]।;

গাংরি=[য]—বিণ. গণ্ড মূর্খ॥

গাংলি=[রং]—বি. শালিক পাখী বিশেষ॥ গাংলি পাখিয়া কিচির্ মিচির্ করে।

গাংশাং=[রং]—বিণ. যে হা করিয়া তাকাইয়া থাকে বা আবোল তাবোল বকে॥

গাঁই=[চট্ট]—বি. ক্ষেপলা জালের নীচের অংশ॥ গাঁইএ বাস্ আশিয়ের্।[বাই]।

গাঁইত্=[চট্ট]—বিণ. জোড়াবাঁধা॥ [<গাঁইট=গাঁট=গাঁঠি<গ্রন্থি সং]।

গাঁইয়্যা=[চট্ট]—বিণ. গ্রাম্য, গেঁয়ো॥ গাঁইয়্যা মানুশ্ পৈল্যা শহরত্ আই মসিবতু পড়ি গেল্ গৈ। [=গাঁ<গ্রাম+ইয়া প্র.]।

গাঁউটে=[য]—বিণ. গেঁয়ো॥ এখন্ গাঁউটে প্যাচ',তুমি বুঝ্'বা মা। [<গাঁও <গ্রাম+টে<টিয়া প্র.]।

গাঁওচালা=[রং]—ক্রি. গ্রামে ভ্রমণ করা॥ তুই কেবল্ গাঁও চালিস্।

গাঁওটিয়া=[রং]—বিণ. গ্রাম্য॥ হামরা গাঁওটিয়া মানুশি। [দেখ গাঁউটে]।

গাঁওয়ার্—[রং]—বিণ. গেঁয়ার, এক গুঁয়ে ॥ ব্যাটাকোন্ বড়ো গাঁওয়ার্। [গাঁও<গ্রাম সং+ওয়ার<বান প্র.; তুং গঁবার হিং]।

গাঁজা=[রা]—বি. খুতি ॥ [=গোঁজিয়া বা গাঁজিয়া;<গন্‌জ گنج ফা.; গঞ্জ সং=ভাণ্ডাগার]।

গাঁযা গাঁযি=[চট]—ক্রি.বিণ. টাসাটাসি, ঘনসন্নিবিষ্ট ॥ কামরাত্ মায়গা গাঁযা-গাঁযি হৈব। [<গন্‌জ্ گنج ফা. (স্তূপ); গন্‌জান্ হিং=ঘনসন্নিবিষ্ট]।

গাঁযে=[য]—বি. টাকা পয়সা রাখার সুতার থলি ॥ তোমার্ গাঁযেত্ কত টাকা আসে? [দেখ গাঁজা]।

গাঁয্=[চট]—বি. বড় জালা, মটকা ॥ গাঁযে ধান্ চা'ল্ রাইখ্‌খে। [গন্‌জ گنج ফা.; অর্থ প্র.]

২=[নো]—বি ভীড় ॥ মাইন্‌ষের্ গাঁযের্ বিতুরে ন যাইশ্। [<গন্‌জান হিং]।

গাঁটা=[রা]—বি. বস্তা, ছালা ॥ [<গট্‌ঠা হিং]।

গাঁটি=[ব]—বি. ট্যাক ॥ আমার্ গাঁটিত্ কিস্সুই নাই। [=গাঁঠি<গ্রন্থি সং]।

২=[রং]—বি. শক্ত বাঁধন, গিঁঠ ॥ দড়িখানে গাঁটি মারা হচ্ছে। [দেখ গাঁটি]।

গাঁটু=[রং]—বিণ. বেঁটে ॥ [গাঁট<গাঁটি<গ্রন্থি সং+উ<উয়া, প্র.; অথবা গুট্‌টা হিং]।

গাঁটো=[রং]—বিণ. খাটো ॥ গাঁটো লোক্। [দেখ গাঁটু]।

গাঁট্ কূল্=[নো]—বি. পুকুরে উঠা-নামা করার সিঁড়ি ॥ গাঁট্‌কূল্ ভাংগি গেসে। [<ঘাট+কূল]।

গাঁট্ মারা=[যু]—ক্রি. পকেট মারা ॥ যোগ্‌টা খালি পরের্ গাঁট মারি বেড়ায়। [দেখ গাঁটি +মারা=লুণ্ঠন করা]।

গাঁটি—[রা]—বি. আতসবাজী ॥ বিয়াহ্ বল গাঁটা আনিছে।

গাঁডা=[নো]—বি. বহির্বাটী ॥ গাঁডার্ আগে কে আইশে, চা'য় চাইন্।

গাঁডি=[নো]—বি. গাঠরি, পুঁটলি ॥ কাপড়ের্ গাঁডি কোনায় নেও? [<গাঁট=গাঁইট<গ্রন্থি সং+ই প্র.]।

গাঁড়ল্=[রা]—বিণ. ব্যক্তিত্বহীন, ধামাধরা ॥ কাজের্ সময় গাঁড়লেরা কথা বলতে পারে না। [=গাড়ল<গড্ডল বা গড্ডর সং=ভেড়া; অর্থ প্র.]।

গাঁড়া=[রা]—বি. মোটা মানুষ ॥ এই গাড়া ঘর্ হতি বার্ হও।

গাঁড়াল্=[রা, ব]—বি. গাড়োয়ান ॥ গাঁড়াল্ গাড়ি চালায়(রা)। [<গাড়ী<গন্ত্রী সং+আল্ প্র]।

গাঁড়ে ধরা=[রা]—বিণ. অনুগত, বাধ্য ॥ সে তার্ গাঁড়েধরা লোক্। [<ঘাড়েধরা; বাগ্‌ধারা]।

গাঁড়্=[রা]—বি. স্ত্রীযোনি ॥ [গাঁড় হিং=মলদ্বার]।

গাঁড়্‌পেলা=[রং]—বিণ. যে জোর করিয়া কাহারো কিছু নেয় ॥

গাঁড়্‌পেলু=[রং]—বিণ. জবরদস্তি-মূলক ॥ তোমার্ গাঁড়ুপেলু কথা আমি শুনব কেনে? [দেখ গাঁড়পেলা+উ প্র.]।

গাঁতা=[রা]—বি. মজুরের শ্রেণী বিশেষ ॥ ভুঁইয়োত্ এ্যাকোশ্ জনা গাঁতা লাগাছু।

গাঁতা করা=[রং]—ক্রি. দলবদ্ধ হইয়া কাজ করা ॥ [<গ্রন্থন সং+করা]।

গাঁত্=[চট]—বি. গর্ত ॥ ভাঙা ঠ্যাং গাঁতত্ পরে যেদি। [=গাতা<গর্ত]।

গাঁথক্=[রা]—বি. রচনাকারী ॥ রহিম্ গুরা গানের্ গাঁথক্। [<গ্রন্থক; গাঁথা=পদ্য রচনা]।

গাঁথা জর্=[রং]—বি. যে জ্বর একদিন অন্তর আসে ॥ মোর্ গাঁথা জর্ হচে। [<গ্রন্থ সং+জ্বর]।

গাঁদা=[নো]—বিণ. পচা, দুর্গন্ধ যুক্ত ॥ [گنده ফা.]।

গাঁদ্‌রা=[রং]—বিণ. নোংরা ॥ গাঁদ্‌রা লোক্।

গাঁয়ারা=[চট]—বি. গর্ত ॥ ইন্দুরর্ গাঁয়ারা। [<গাড়া<গর্ত সং; তুং গঢ়া হিং; দেখ গাঁরা]।

গাঁরা=[চট]—বি. গর্ত ॥ গাঁরাত্ পানি আসে। [দেখ গাঁয়ারা]।

গাঁর্=[রা, ব]—বি. গুহ্যদ্বার ॥ *এবার্ বেবশায়ে ওর্ গাঁর্ মারা গেসে ॥[দেখ গাঁড়্]।

গাঁস=[নো]—বি. এক প্রকার উকুন, ছোট উকুন ॥

গাঁহাড়্=[দি]—বি. গর্ত ॥ [দেখ গাঁয়ারা]।

গাঁহিচ্যাল্=[রা]—ক্রি. বিণ. প্রচুর পরিমাণে ॥ গাঁহিচ্যাল্ বিশটি না হলি জমি আবাদ্ করা জায় না।

গাক্=[পা, কু]—বি. গ্রাহক, খরিদ্দার ॥ বিনিশ্‌টা গাকে ধরে না। [<গাহক<গ্রাহক]।

গাক্‌কুর্=[সি]—বিণ. বদমেজাজী, গোমড়ামুখো ॥

গাখাউর্=[বা]—বি. খোঁসপাচড়া, চুলকানি ॥ গাখাউরের্ বর্ বাবা। [গা<গাত্ত<গাত<গাত্র+খাউজ< খর্জু সং]।

গাগট্=[ম,কুম]—বি. আইড় জাতীয় এক প্রকার মাছ ॥ গাগট্ মাস্ খাইতে সুস্‌সাদ্।

গাগর্=[রা]—বি. কাঁটাযুক্ত মাছ বিশেষ ॥

২=[বা]—বি. ঘুংগুর, শামুকেরখোল ॥

গা গাজ্‌ছি=[রা]—বি. অসুখ-বিসুখ ॥

গাগি=[ম]—বিণ. একগুঁয়ে ॥ তুইতো বর গাগি। [<বাগী; বাগু হিং]।

৩=[চা]—বিণ. পাকা ॥ সে বড় গাগি চোর্। [দেখ গাগি]।

গাগু=[চা, কুম, বা, পা, ক]—বিণ. চালাক, অভিজ্ঞ ॥ সে এক্ গাগু মানুষ্। [দেখ গাগি; অথবা<ঘুঘু]।

গাঁলম্=[রা]—বি. আনন্দ ॥ আমার্ একটুকু গাঁলেম্ নাই।

গাগো=[কুম]—বিণ. পক্ক, অভিজ্ঞ ॥ হেয়্ খুব্ গাগো পিলায়্ (খেলোয়াড়)। [দেখ গাগি ও গাগু]।

গাগ্‌বাজান্=[য]—বি. আড্ডা, হল্লা ॥ পোলাপান্ খালি গাগ্‌বাজান্ দ্যায়্, পরাশুনা করে না।

গাগ্‌রা=[চা, সি, কুম]—বি. এক প্রকার গাছ (ইহার পাতার শাক ও ডাঁটার তরকারী রোগীদের পথ্য) ॥ ২=[পা]—বি. নদী তীরের গর্ত বিশেষ ॥

৩=[কুম]—বি. মেয়েদের লুঙ্গি জাতীয় কাপড় ॥ পাহাড়ি মাইয়ারা গাগ্‌রা পরে। [<ঘাগরা হিং; ঘর্ঘরা সং]।

গাগ্‌রি=[বা]—বি. ছোট মেয়েদের পরিধানের পোশাক বিশেষ ॥ [<ঘাগরী হিং]।

গাগ্‌লা=[কুম]—বি. কাঁটাবিশিষ্ট মাছ ॥ গাগ্‌লা খাইতে বেশ্ শাদ্।

গাচ'ানো=[চট্ট]—ক্রি. গজানো ॥ বঁঅনত্ বৌত্ ফুলর্ গাস্ গাচ'াইয়ে। [<গজানো]।

গাচি'=[কুম]—বি. যাহারা গাছ কাটে ॥ [<গাছ+ই প্র.]।

গাচি'ক্=[পা]—বিণ. কিছু ॥ গাচি'ক ধান্ কিনে রাখ্। [<গাছি=গাছা+ক=এক]।

গাচু'র্, গচু'র্=[প]—বি. কানা-কানি ॥ ওখানে কিশের গাচু'র্গচু'র্ অচে'? [তুং গুজুর গুজুর; গুজগুজ]।

গাছ্'=[বা]—বি. ছোট ভাঁড় ॥

গাছ্‌য়া=[রা]—বি. চেরাগদানী ॥ বাত্তিডা গাছ্‌য়ার্ উপ্‌রে রাখ্। [<গাছা]।

গাছ্‌না=[রং]—বিণ. গাছ হইতে তৈরী ॥ ছোটো গাছ্‌না গহ্‌না। [<গাছ+না প্র.]।

গাছ্‌না দাওয়া=[রং]—বি. গাছনা ঔষধ ॥ আজ্‌কাল্ মানুষ্ গাছ্‌না দাওয়া পছন্দ করে না। [দেখ গাছ্‌না+দবা دوا আং]।

গাছা=[রং]—বি. কাঁটা ॥ গাথোত্ গাছা বিন্‌দিচে।

গাছানি=[রং]—বি. ছোট গাছ ॥ বাগানের গাছানি কাটি ফেলেক্ ॥ [< গাছা=গাছ+নি ক্ষুদ্রার্থে প্র.] ॥

গাছি=[রং]—বি. ঝাড় ॥ গাছি কাটি শাফ্ কর্। [<গাছ+ই=ক্ষুদ্রার্থে]।

গাছু=[রং]—বি. কলু ॥ গাছুর্ বাড়িত্ তৈল্‌শ্যা নি জা। [<গাছ=(ঘানি+উ; উয়া প্র.]।

গাছ্ কলাই=[রা]—বি. বরবটি ॥ মাছ্ দি গাছ্ কলাই আন্‌দিলে শাদ্ হয়্। [গাছ+কলাই<কলাই সং]।

গাছ্‌গাছেরা=[রং]—বি. খড়কুটা ॥ গাছ্ গাছেরা আন্যা হেঁশেল্ জালাও। [<গাছ+গাছ+ড়া তুচ্ছার্থে]।

গাছ্‌দবি=[রা]—বি. খেলা বিশেষ ॥ দুহরে শোবে গাছদবি খেল্‌বু?

গাছ্‌না ওশ্‌দ্‌ধ্=[রং]—বি. গাছ গাছড়ার ঔষধ ॥ [<গাছ+না প্র.+ওধুধ<ঔষধ]।

গাছ্‌পালা=[রা]—বি. নৌকার বড় পাল ॥

গাজা=[দি, রা]—বিণ. কচি ॥ গাজা বাঁশ্ কাটো না।

গাজার্=[রং]—বি. গজারি গাছ, গর্জন গাছ ॥ গাজারের্ কাঠ্ খুব্ ভাল। [গজারি]।

গাজে=[রা]—বি. এক প্রকার ধারাল অস্ত্র ॥

গাজেরা=[দি]—বিণ. বেয়াড়া, দুর্দান্ত ॥ লোক্‌টা বড় গাজেরা।

গাজোল্=[রা]—বি. দীর্ঘদিন ধরিয়া বৃষ্টি পাত ॥ গাজোলে পথ্‌ঘাট্ খারাপ্ হল।

গাজোল্ লাগা=[রা]—ক্রি. দীর্ঘ দিন ধরিয়া অবিশ্রান্ত বৃষ্টিপাত হওয়া ॥

গাধাখুইর্যা কতা=[চা]—বি. অবি-শ্বাস্য কথা, অহেতুক কথা ॥ খো কালাইয়া তর্ গাধাখুইর্যা কতা। [দেখ গাইদ্‌ধা,+খোর خور ফা. +ইয়া প্র.+কথা]।

গাধাখোর্=[চা]—বিণ. বিড়ি তামাকে বিশেষ অভ্যস্ত, বিকৃত মস্তিষ্ক ॥ গাধা-খোর মাইন্‌শের্ কতা ঠিক্ থাকে না। [দেখ গাইদ্‌ধা,+খোর خور ফা.]।

গাধাটি=[চট্ট]—বিণ. অত্যধিক গাঁজা খোর ॥ তার্ মত গাধাটি আর্ নাই। [দেখ গাইদ্‌ধা,+টে<টিয়া প্র.]।

গাধানো=[চা]—ক্রি. শক্তিশালী হওয়া ॥ আইব্‌কাইল্ বর গাধাইয়া গেসত্ দেহি, চো'ডে চিহন্ যায় না।

২=[চট্ট]—ক্রি. গজানো ॥ ই বংগল বৌত্ ফুলের্ গাস্ গাধাইয়ে। [< গজানো]।

৩=[পা]—ক্রি. ঠাসাঠাসি করিয়া রাখা ॥ জিনিস্‌গুলা গাধাই থো। [দেখ গাঁথ্,]।

গা বাব্‌রি=[কুম]—বি. মাথা বাঁচা-ইয়া গাধোয়া বা গোছল ॥ গাবাব্‌রি দিয়া আয়্। [গা<গাত্র+আবড়ি]।

গা বারা=[সি]—ক্রি. শরীর ঝাঁকুনি দেওয়া ॥ লোক্‌টা গা বারা দিয়া উঠিল্। [দেখ গাও ,+ঝাড়া]।

গাবিনা=[কুম]—বি. ঘাস বিশেষ ॥

গাবির্ পাট=[খু]—বি. অতিরিক্ত লেখা ॥ ও গাবির্ পাট্ খানিত্ কি লিখ্‌স? [<গাযী غازى আং+র সম্বন্ধে +পট (ইহাতে অনেক ছবি থাকিত)]।

গাবির্ বিয়া=[চা]—বি. বৈশাখ মাসের পহেলা তারিখ ॥ আইব গাবির্ বিয়া তুকান্ আইব। [গাযীর বিবাহ]।

গাবিল্=[পা]—ক্রিবিণ. খুব ঘন, গায়ে গায়ে লাগানো ॥ মাদুরডা বড় গাবিল্ কর্যা বুন্‌গে।

গাবুর্, গুবুর্=[পা]—বি. কানা-কানি ॥ এত গাবুর্ গুবুর্ কর'ক্যা? [=গুজুর গুজুর]।

গাবে=[খু]—বি. মাছ জিয়ানোর পাত্র ॥ গাবে পুরা মাস্।

গাবেল্=[য,খু]—বিণ. গাঁজাখোর ॥ ই গাবেলের্ কাম্। [দেখ গাইদ্‌ধা, +এল<ইয়াল প্র.]।

গাব্যাল্ =[ক]—বিণ. গাঁজাখোর, নেশা-খোর ॥ [দেখ গাবের্]।

গাব্, গরু=[খু]—বি. বোকা, অজ্ঞ, অনভিজ্ঞ ॥ গাব্গরুর্ মত দাঁড়িয়ে আস কেন্? [<গাছ গরু; অর্থ প্র.]।

গা ঝকর্, ঝকর্ করা=[খু]—ক্রি. আলস্য করা ॥

গাটা=[রং]—বি. বিবাদ ॥ তুই গাটা লাগালু কেনে? [<গাঁঠি<গ্রন্থি]।

২=সি]—বি. বাঁশের দরজা ॥

৩=[ক]—ক্রি. খোঁজ করা ॥ শব দোখানে গাইটা দেখ্, পাওয়া যায় কি না? [ঘাঁটা]।

গাটানি=[সি]—বি. যদ্দ্বারা ধান জড় করা হয় ॥

গাটানো=[ক]—ক্রি. পার করা ॥ ধান গুলা বাবারে গাটাতে হবে।

গাটা বারি=[কুম]—বি. বাড়ির সম্মুখ-ভাগ ॥ গাটা বারি শাফ্ রাহন্ লাগে। [<ঘাটা (=রাস্তা) অথবা ঘাটি (=প্রবেশ পথ)+বাড়ি= বাড়ী<বাটী সং]।

গাটার্ আগা=[কুম]—বি. বাড়ির বাহির, আঙ্গিনা, বহির্বাটি ॥ গাটার্ আগায় কেডায় যানি চিশ্ দর্ চে'। [<ঘাটা; (দেখ গাটাবারি) + আগা<অগ্র সং]।

গাটাল্, গাটা=[পা]—ক্রি. পর চর্চা করা ॥ [ঘাঁটাল ঘাঁটা; বাগ্ধারা]।

গাটি কচু'=[রং]—বি. বনজ কচু বিশেষ ॥ গাটি কচুর্ চুকা খাইলে শৈলের্ বিশ্ বেদ্না কমে।

গাটিগুটি=[রং]—বি. পোঁটলা পুঁটলি ॥ তোর গাটি গুটি যা আছে তা গুনে লেইশ্। [<গাঁটি< গ্রন্থি সং+গুটি সহশব্দ]।

গাটি মাটি=[সি]—বি. মাটির জল পাত্র ॥ [ঘটি মাটি]।

গাটিয়া=[রং]—বিণ. বেঁটে, খাটো ॥ একেবারে গাটিয়া মানুশিটা। [দেখ গাঁট্টু]।

২=[ম]—বিণ. হীন, নীচ ॥ [<ঘটিয়া হিং]।

গাটিয়া উল্টা=[রং]—বিণ. বেঁটে অথচ মোটা ॥ একেবারে গাটিয়া উল্টা মানুশিটা।

গাটু=[সি]—বি. পেশাদার গাইয়ে ও নাচিয়ে ছেলে ॥ [ঘাটু]।

গাটুগান্=[সি]—বি. পেশাদার গাইয়ে ছেলের গান ॥ [দেখ গাটু+গান]।

গাটু নাচ্'=[সি]—বি. মেয়ের সাজে ছেলের নাচ ॥ [দেখ গাটু+নাচ<নৃত্য]।

গাটুরি=[পা]—বি. পাকানো দড়ির ছোট পুটুলি বিশেষ ॥ [=গাঁট=গাঁইট<গ্রন্থি সং+রি ক্ষুদ্রার্থে]।

গাটুয়া=[সি]—বিণ. ঘাটুর ॥ রাইত্ হতা যায় না, গাটুয়া নাচ'র্ বা লায়। [<ঘাটুয়া]।

গাটের্ দারে যাওয়া=[ম]—ক্রি. পায়-খানায় যাওয়া ॥ [<ঘাটের ধারে যাওয়া]।

গাটের্ দিরি=[ম]—ক্রি. বিণ. পায়-খানার দিকে ॥ এহন্ আমি গাটের্ দিরি যামু। [<ঘাটের ধারে]।

গাট্যা=[ম]—অস. ক্রি. কমাইয়া ॥ কিস্ গাট্যা দাম্ চা'ও। [<ঘাটিয়া; তুং ঘটানা হিং=কম করা]।

গাট্যালা=[ম]—বি. ঘাটওয়ালা, ঘাট রক্ষক ॥ এই গাট্যালার্ বারি কৈ? [<ঘাট<ঘট্ট সং+বালা হিং অথবা +আলা প্র.]।

গাটো=[রং]—ক্রি. বিণ. একত্র ॥ শব্ গাটো হয়া শোও তো। [তুং গুটানো, গোটানো=জড় করা]।

গাটোর্=[রং]—বি. গার্টার (মোজার ব্যবহৃত) ॥ [<গার্টার garter ইং]।

গাট্=[চা, ক]—বি. পায়খানা ॥ রাইতে গাটে গিসলাম্ ॥ [<ঘাট; অর্থ বিকৃতি]।

২=[খু]—বি. তহবিল ॥ গাটে টাকা নাই। [<গাঁট<গ্রন্থি সং]।

৩=[পা]—বি. তলানী ॥ শিশিতে তেলের্ গাট্ বসুসে। [<কাইট<কিট্ট সং অথবা গাদ<কর্দ্দ সং]।

গাট্কুল্=[ম]—বি. নীচু, হীন ॥ আমারে মাইনুশের শামনে আর্ গাট্কুল্ কৈর না। [<ঘাট (নীচ); তুং ঘটিয়া হিং; কুল=বংশমর্যদা]।

২=[কুম]—বি. পুকুরের ঘাট ॥ গাট্কুল্টা মজবুত কৈর্যা বান্দ। [<ঘাট+কুল]।

গাট্টা=[সি]—বিণ. মোটা ॥ দেখ্তে গাট্টা ঐলে কি অবো, কামের্ নয়। [<গুট্টা হিং]।

২=[নো]—বি. খাদ, গর্ত ॥ গাট্টার্ মাইদ্দে গোবর্ হালাইস্। [<গঢ়া হিং<গর্ত সং]।

৩=[ম]—বিণ. আন্তরিক ॥ হেরার্ গাট্টা পিরিত্। [<গাঢ়]।

৪=[খু]—বি. ছোট আঁটি ॥ চা'ইর্ গাট্টা শাগ্। [গড্ডা হিং<গ্রন্থ সং]।

৫=[পা]—বি. আড্ডা, জটলা ॥ [<গাট্ হিং]।

গাট্টামি=[সি]—বি. গোয়ার্তুমি ॥ [দেখ গাট্টা+আমি প্র.]।

গাট্টি=[ম,চা,কুম,ক]—বি. পুঁটলি, বোঝা ॥ এক্ গাট্টি কাপর্। [<গাঁট<গাঁইট<গ্রন্থি সং; তুং গট্ঠা, গট্ঠরী হিং]।

গাট্ঠা=[চট্ট]—বিণ. বদমাইশ ॥ [দেখ গাট্টা; অর্থ প্র.]।

গাট্ভরো=[পা]—বি. পায়খানা, বাহ্য ॥

গাট্পার্=[ঢা]—বি. ঘাট, বহির্বাটি ॥ গাট্পার্ তন্ আইয়া পর্। [<ঘাট পাড়]।

গাট্ পোনা=[ক]—বি. এক প্রকার ছোট পোনা মাছ ॥ [<ঘুট+পোনা<পোতাধান সং]।

গাট্যা=[সি]—বিণ. বেটে ও মোটা ॥ [দেখ গাট্টা কিংবা<গদ্দা<গব্দা হিং=মোটা]।

গাট্রানো=[খু]—ক্রি. মারপিট করা ॥

গাট্‌লা=[বা]—বি. জলে নামার সিঁড়ি ॥ [<ঘাট+লা প্র.]।

গাট্‌ লাগা=[চা]—ক্রি. গিঁঠ লাগা, নষ্ট হওয়া ॥ হুতার্ ডিব্‌টা গাট্ লাইগ্যা গেসে। [<গাঁট<গাঁইট<গ্রন্থি+লাগা]।

গাট্‌লি=[খু]—বি. পোঁটলা ॥ তোমার্ গাট্‌লিতে কি আসে? [<গাঁট<গ্রন্থি সং+লি=রি]।

গাঠি=[ফ]—বি. কচুর মূল ॥ গরিবেরা গাঠি খায়া আসে।

গাঠ্‌রি=[ফ]—বি. বোচকা, পোঁটলা ॥ কাপড়ের্ গাঠুরি। [গাঁঠুরি<গ্রন্থ সং+উরি প্র.; তুং<গঠ্‌রী হিং]।

গাঠ্‌ ঠি=[চা, বা]—বি. বড় পুঁটলি ॥ এক গাঠ্‌ঠি হাগ্ আনিও। [দেখ গাট্‌টি]।

গাঠ্‌ ঠি গোল্ করা=[চা]—ক্রি. তল্পি তল্পা সহ চলিয়া যাওয়া ॥ তুমি কবে গাঠ্‌ঠি গোল্ কর্‌বা? [দেখ গাঠ্‌ঠি+গোল করা=জড়ান; বাগ্‌ধারা]।

গাডন্=[চা, নো]—ক্রি. ওলট পালট করা ॥ দান্‌গুলা এক্‌বালা গাডি দেন্। [<ঘাঁটন]।

গাড্ খাওয়া=[চা, কুম]—বি. পায়খানায় যাওয়া ॥ বারে বারে গাড খাস্ কেরে? [<ঘাটে যাওয়া; অর্থ বিকৃতি]।

গাডা=[ক]—বি. ডাল পালা ॥ বাদ্‌লোর্ মাশেই গাস্তে গাডা হালাইতে অয়।

২=[বা]—বি. ঘাস বিশেষ ॥ গরুতে গাডা গাস্ খায় না।

৩=[কুম]—বি. হুকার নল ॥ গাডাডা বেশ্ শোন্‌দর্।

৪=[কুম, নো]—বি. বাড়ির দরজা ॥ বাদির্ গাডা পুব্ দিগ্ অওন্ বালা। [<ঘাটা (=রাস্তা)]।

গাডাগাডি=[নো]—বি. নাড়াচাড়া ॥ পাকা আম্ বেশি গাডাগাডি কৈর না। [<ঘাঁটাঘাঁটি]।

গাডাবারা=[কুম]—বি. বহির্বাটি ॥ আগুনে ধৈরেন্ গাডাবারার্ মুরুগি। [দেখ গাডাবারি]।

গাডাবারি=[চা]—বি. বহির্বাটি ॥ গাডাবারিত্ তামুক্ লাগাবু। [<ঘাট+বাড়ি]।

গাডি=[ম]—বি. ছোট ঘণ্টা ॥ গরুর্ গলায় গাডি বান্দ। [<ঘাঁটি<ঘণ্টী<ঘণ্টা+ই ক্ষুদ্রার্থে]।

২=[ক]—বি. একপ্রকার কচু ॥

গাডি গাস্=[কুম]—বি. একপ্রকার ঘাস ॥ [গাশ<ঘাস]।

গাড্=[কুম]—বি. মলত্যাগ ॥ বারে বারে গাড যাস্ কেরে? [<ঘাট অর্থ প্র.]।

২=[বা]—বি. ষ্টেশন ॥ গাডে গাড়ি লাগ্‌বে কন্‌নে? [<ঘাট]।

গাড্‌ডি=[ম]—বি. ধানের গোলা ॥

২=[ফ]—বি. কচুর মুখি ॥ গাড্‌ডি খাইলে পেডের্ অসুখ্ অয়।

গাড্‌ডিয়া=[রং]—বিণ. গর্বিত ॥ গাড্‌ডিয়া বচন্ ছাড়েছ্ বাহে।

গাড্ বাইর‍্যা নাও=[চা]—বি. ঘাটের ছোট নৌকা বিশেষ ॥ আমাগ দুইডা গাড্ বাইর‍্যা নাও আসে। [<ঘাট+বাহির+ইয়া প্র.+নাও<নৌ সং]।

গাড্‌হা=[রা]—বি. মোটা মানুষ ॥ [দেখ গাট্‌টা]।

গাড়ন্=[দি, রা, রং]—ক্রি. বপন বা রোপণ করা ॥ তাংকু গুলা গাড়িছে? [তুং গাড়্‌না হিং]।

গাড়ল্=[ম, বা, পা, ক]—বিণ. বুদ্ধিমান, মূর্খ ॥ গাড়ল্‌ডারে দি কাম্ হবে না। [দেখ গাঁড়ল্; অর্থ প্র.]।

২=[খু, য]—বিণ. পেটুক ॥ শালার্ গাড়ল্, শারাদিন্ খালি খাতি পার। [দেখ গাঁড়ল্; অর্থ প্র.]।

৩=[খু]—বিণ. অকর্মণ্য, হীন স্বাস্থ্য ॥ তুইত এক্‌টা আস্ত গাড়ল্। [দেখ গাঁড়ল্; অর্থ প্র.]।

গাড়া=[পা, রা]—বি. বনবিড়াল ॥ গাড়ায় মুর্‌গি লৈয়া গেল্।

২=[রা]—বি. ক্ষুদ্র জলাশয় ॥ জলে গাড়া ভরে গেচে। [দেখ গাইড়্যা]।

৩=[রং]—বি. পায়ের গর্ত ॥ বিডাইর্ গাড়াডা খাইংগা গেছে।

৪=[ব]—বিণ. বুদ্ধিহীন ॥ গাড়া লোক্‌টা চ'লে ক্যেমনে? [<গণ্ড সং]।

গাড়া চৈহ্যো, গাড়া চৈ'খ্যা=[রা]—বিণ. বনবিড়ালের মত বড় বড় চোখ যার ॥ এ গাড়া চৈহ্যা ছেড়াডা কেরে? [দেখ গাড়া+চোখ<চক্ষু সং+ইয়া প্র.]

গাড়ানো=[ক]—ক্রি. বৃদ্ধি পাওয়া, বাড়তি হওয়া ॥ অভুখ দিন্ দিন্ গাড়াইতাসে। [গাঢ়+আনো প্র.]।

গাড়ায় মন্ বহা=[পা]— ক্রি. উপায়হীন হইয়া নিজের মনে সান্ত্বনা পাওয়া ॥ [দেখ গাড়া$_{8}$+মন সম্বন্ধে]।

গাড়ি=[পা]—বি. বনবিড়াল ॥

২=[ব]—বি. ডোবা ॥ [দেখ গাইড়্যা]

৩=[ব]—বি. সুড়ং ॥ এটা তো বেশ্ বড় গাড়ি হচে'? [দেখ গাইড়্যা]।

৪=[নো]—বি. বাঁকা ॥ কয় গাডি মাস্ আসে।

গাড়িকান্=[দি]—বি. <গাড়োয়ান ॥ চখো গরুর্ পাকা গাড়িকান্ চাই।

গাড়ি চাকি=[রা]—বি. চ্যাং মাছ ॥ গাড়ি চাকি মাছের খুব্ শক্তি।

গাড়িয়া=[রং]—বিণ. অসৎ, যে অন্যাকে নিজের শরীর দান করে ॥ তোর্ মত গাড়িয়া চেংরা আর্ নাই। [দেখ গাঁড়্+ইয়া প্র.]।

গাড়িয়াল্=[রং]—বি. গাড়োয়ান ॥ [<গাড়ি+আল প্র.]।

গাড়িহ্=[রা]—বিণ. শক্ত ॥ তোর্ মতন্ গাড়িহ্ ছ্যালা দেখিনি।

গাড়ুয়া=[রং]—বি. পেটুক, খেকো ॥ গাড়ুয়াডা শগল্ ভাত্‌গুলা খালু।

২=[পা]—বি. পুংবিড়াল ॥ গাড়ুয়া বড় শয়তান্ বাহে।

৩=[রং]—বি. আবর্জনা ॥ পোকো-রুটাত্ এত গাড়ুয়া হছে তা কওয়াহ্-না যায়।

গাড়ে=[খু, য]—বি. জমির নিম্নাংশ ॥ ঐ যমির্ গাড়েআর্ পানি এখনো শুকায়নি।

গাড্ড্যা=[ক]—বিণ. মন্দভাগা, দুর্ভাগ্য॥ লোক্‌টা গাড্ড্যা। [দেখ গাড্ডিয়া]।

গাড্ড্যাল্=[ক, ব]—বি. গাড়োয়ান॥ গাড্ড্যাল্ যাই গাড়ি চাঁলায়। [দেখ গাড্ডিয়াল্]।

গাড্ডো=[খু, য]—বিণ. বেয়াদব, অবাধ্য॥ গাড্ডো সাওয়াল্। [< গাড্ডো; অর্থ প্র.]।

২=[খু, য]—বি. বাঁক॥ কাঁচি' খানা গাড্ডো হয়ে গেসে।

৩=[য]—বি. অঞ্জলি॥ এক্ গাড্ডো চাঁউল্ দাও।

৪=[রং]—বিণ. ভোজনবিলাসী। নাছির্ তর্‌কাইর্ গাড্ডো। [দেখ গাড্ডয়া]।

গাড্ডোয়া=[ব, রং,রা]—বি.বনবিড়াল॥ আজ্ আইতত্ গাড্ডোয়া এক্‌টা মুরগি লৈ গেছেগা (রং)।

গাড্ডোল্=[খু, পা, ক]—বিণ. বোকা॥ তোর্ মতন্ গাড্ডোল্ আর্ দেখি নাই। [দেখ গাঁড়ল্]।

২=[ফ]—বিণ. অভদ্র॥ তোর্ মত গাড্ডোল্ তো দেহি নাইরে। [দেখ গাঁড়ল্]।

গাড়্=[য, কু, ফ, পা, খু]—বি. ফোঁড়া॥ পিঠে এক্‌টা গাড়্ হৈসে। [<গণ্ড সং]।

২=[খু]—বি. <গাড়ী॥ গাড় খনুনে আয় চ'ড়ি।

গাড়্ খোল্=[রং]—বিণ. বোকা, নির্বোধ॥ তোর্ মত গাড়্ খোল্ আর্ দেখো নাই।

গাড়্ মারা=[য]—ক্রি. সর্বনাশ করা॥ আইব্ আবার্ কার্ গাড়্ মারুলা? [দেখ গাঁড়্+মারা; বাগ্‌ধারা]।

গাড়্ খিল্=[ব]—বি. কড়াইতে কলাই করিবার সময় ব্যবহৃত কাঠের খিল॥

গাতন্=[পা, ক]—বি. বাঁধন, বেড়া তৈরীর প্রক্রিয়া॥ বাল গাতন্ না হলে বেড়া টেকে না। [<গাঁথন <গ্রন্থন সং]।

গাতন্=[রা]—বি. বৃষ্টি॥

গাতা=[য, খু, বা, ম, চা ক]—বি. পালা, দল॥

২=[কুম, ক]—বি. চারি লাঙ্গলের এক সঙ্গে হালচাষ॥

৩=[চা কুম]—বি. গর্ত॥ গাতাত্ হাপ্ আসে। [<গত্ত<গর্ত]।

৪=[পা]—বি. বদল॥ তারা দুই মনে গাতা কৈর‍্যা আল্‌চাঁশ্ করে।

৫=[ম]—ক্রি.বিণ. ছাটা, পরিষ্কার॥ তুমি কেমুন্ গাতা কৈর‍্যা নিস।

৬=[সি]—বি. হাতের তালু॥

৭=[বা]—বি. উনানের গর্ত॥ বন্‌নায় গাতাত্ পানি উঠ্‌সে। [দেখ গাতা৩]।

৮=[ক]—বি. গামছার থান॥

গাতাই=[চট্ট]—অস. ক্রি. মাটি চাপা দিয়া॥ গাতাই ফালাইব্। [দেখ গাতা৩ +ই<ইয়া ক্রিয়ায়]।

গাতাগাতি=[বা]—বি. কঞ্চির সাহায্যে ছেলেদের খেলা বিশেষ॥

গাতাগা্তি=[সি]—বিণ. উঁচু নীচু॥ পথ্‌টা খালি গাতাগুতি।

গাতা যর্=[চা]—বি. যে জ্বর একদিন পরপর একদিন আসে॥ কলার্ গাতা-যর্ ঐসে। [দেখ গাঁথাজ্বর্]।

গাতানি=[ম]—বি. গলাধাক্কা॥ ফকির্‌ডারে গাতানি দিলা ক্যা? [গাত <গাত্র+আনি প্র.]।

গাতানো=[চা]—ক্রি. দোষারোপ করা, সাথের সাথী করা॥ আমারে তগ লগে গাতানের্ কি মানেডা? [দেখ গাতা (নাম ধাতু)+আনো প্র.]।

২=[পা]—ক্রি. ঘন করিয়া বেড়া দেওয়া॥

গাতি=[বা, চা, কুম]—বি. গর্ত॥ গাতি করি খুটি পোত্। [দেখ গাতা +ই প্র.]।

২=[ম খু বা]—বি. চুলীর গভীরতা॥ [পূর্বে দেখ]।

৩=[নো]—বি. পারস্পরিক সাহায্যে কার্য করণ॥ [দেখ গাতা২ +ই প্র.]।

৪=[কুম]—বি. দিন মজুর॥ দিন্ কাট্‌তে আমার্ দখ্‌খন্ গাতি লাগব। [দেখ গাতি৩]।

গাতি যর্=[চা রং চট্ট]—বি.একদিন অন্তর জ্বর॥ তার্ গাতিযর্ অয়। [দেখ গাঁথাজ্বর্, গাতাযর্]।

গাতি বাঁধা=[চট্ট]—বিণ. শক্তিশালী, সুস্থ, অটুট॥ মানুষ্‌উয়ার্ গাতিবাঁধা শৈল্। [গাতি <গাত<গাত্র+ই প্র.+বাঁধা]।

গাতিল্=[চট্ট]—বি. শিশুকে জড়াইয়া লইবার ছোট বস্ত্র খণ্ড॥ [গাত<গাত্র +ইল প্র.]।

গাতুয়া=[সি]—বিণ. নীচু॥ গাতুয়া যমিত্ পানি লাগে। [দেখ গাতা৩ +উয়া প্র.]।

গাত্তোনি=[পা]—বি. পিটুনি, প্রহার॥ [দেখ গাতানি]।

গাতো=[খু]—বিণ. অলস॥ লোক্‌টা বড় গাতো।

২=[খু]—বি. পকেটমার॥ আর্ এক্ গাতো ধরা পড়িসে।

গাতোন্=[পা]—বি. বেড়ার বাঁধন॥ [দেখ গাতন্]।

গাতোর্=[পা]—বি. অনবরত বৃষ্টি॥ গাতোরের্ লাগি বাইর্ অওয়া যায় না।

গা তোলা=[কুম, খু]—ক্রি. ঘুম হইতে উঠা, জাগা॥ 'গা তোল গা তোল হিংলে বানু, চ'লো আপন্ দ্যাশে লো— মেয়েলি গীত। [গা<গাত্র সং]।

গাত্=[ম]—বি. কায়দা॥ [<ঘাত]।

২=[চা সি]—বি. গর্ত॥ রাস্তায় এ্যাত গাত্ কর্‌ল কেডা? [দেখ গাতা৩]

৩=[ম]—বি. ফসলের সময়॥ গাতে ফশল্, বেগাতে মাড়ি।

৪=[ফ]—বি. আখের রসের ফেনা॥ বালা কৈর‍্যা রসের্ গাত্ কাটা লাগ্‌বো, নাইলে মিডা বালা ঐব না। [<গাঁদ <গাদ্‌দা<গদ্দা হিং<কর্দ্দঃ সং]।

৫=[রং]—বি. গায়ে॥ জামাডা গাত্ দে। [দেখ গাও২ +ত=তে]।

৬=[সি]—বি. হাতের তালু॥

৭=[পা]—বি. ঘুম॥ [<গৎ]।

গাত্ অওয়া=[সি]—ক্রি. সময় হওয়া। [গাত+হওয়া]।

গাত্ গাত্=[সি]—অব্য. হাঁসের ডাক॥

গাত্ গোত্=[কু]—বি. কায়দা-কানুন॥ গাতুগোতু বানয় শয়্কায়্।

গাত্ যাওয়া=[সি]—ক্রি. সময় বা সুযোগ যাওয়া॥ [<গাত+যাওয়া]।

গাত্তোল্=[য]—বিণ. গর্তবিশিষ্ট॥

গাত্নি=[ক]—বি. গাঁথুনী॥ দ্যাল্তার্ গাতুনি বালা অয় নাই। [<গাঁথনি =গাঁথুনি]।

গাত্রিকে=[য]—অব্য. হঠাৎ॥ হে গাত্রিকে উইঠ্যা চৈ'দ্যা গ্যাল্।

গাত্লানো=[বা]—ক্রি. জাগানো, বিরক্ত করা, ধাক্কা দেওয়া॥

গাথর্=[পা]—বি. অবিরাম বৃষ্টিপাত॥

গাথল্=[ক]—বি. বারিপাত॥

গাথা=[য]—ক্রি. বিদ্ধ হওয়া, ফুটা॥ অয় পায় একটা কাটা গাথিসে। [< গাঁথা]।

গাথোর্=[পা, রা]—বি. বাদল॥

গাদড়্=[খু]—বি. সঙ্কীর্ণ স্থান॥ এত গাদড়ে বসা যায় ?

গাদন্ খেলা=[য, খু]—বি. খেলা বিশেষ॥

গাদন্ গাদন্ হাড়ি=[খু] — বি. এক প্রকার খেলা, দাঁড়ি খেলা॥

গাদন্ দৌড়্=[খু]—বি. বিশেষ কৌশলের দৌড়॥

গাদল্=[য]—বি. কয়েকদিন ব্যাপী অবিরাম বৃষ্টি॥ [দেখ গাথর্]।

২=[রা]—বি. খেলা বিশেষ॥

৩=[নো]—বিণ. ভারী, মোটা॥ গাদল্ চা'দ্রা॥

গাদল্ করা=[ক]—ক্রি, ঘুম হইতে উঠা॥ এত দেরিতে গাদল্ করলা ? [গা+দল<তোল+করা]।

গাদা=[কুম]—বি. গর্ত॥ গাদায় হাত্ গাঢে। [=গাড্ডা<গর্ত সং]।

২=[পা]—বি. প্রাচুর্য॥ [অর্থ প্র.]।

৩=[রা, সি]—বি. বাহের ঢাকা, গোলাতের গঞ্জ॥

৪=[চা, বা, য]—বি. লাঙ্গলের মোটা কাঠ॥

গাদানিয়া=[বা]—বিণ. যাহা গাদা করা হইয়াছে॥

গাদানো=[কুম]—ক্রি. মোটা হওয়া॥ গরুডা খুব্ গাদাইসে। [গাদা=স্থূল+আনো প্র.]।

গাদি=[কুম, চা]—বি. নিতম্ব, পাছা॥ আবার্ গাদিত্ কোদা ঐসে। [অর্থ প্র.]।

২=[য, চা]—বি. পাটের আঁটি॥ আইব্ দুই গাদি পাট্ দুইসি।

৩=[চট্ট]—বি. গদি, বালিশ॥ হিতে গাদিত্ বৈ থালি ঘুমায়্। [<গদি< গদ্দী হিং]।

৪=[য, কু, চা, য]—বিণ. স্তূপ, প্রচুর॥ গাদি গাদি চা'উল্। [= গাদা]।

৫=[য]—বি. কপাটি খেলা॥ গাদিতে জিত্ল কেডা ?

৬=[পা]—বি. দুর্গন্ধযুক্ত পোকা বিশেষ॥ বাত্তি সরাও, গাদি আইব। [<গাঁধি=গান্ধি<গন্ধ]।

গাদিচ'ড়া=[কুম]—বিণ. চওড়া নিতম্ব বিশিষ্ট॥ গাদি চ'ড়া মাইয়া। [দেখ গাদি+চড়া=চওড়া]।

গাদি পচ'া=[পা]—বিণ. অলস॥ [দেখ গাদি+পচা ; অর্থ প্র.]।

গাদি বাংগা=[কুম]—ক্রি. পাটি বা বিছানার মুড়ি ভাঙা॥ নোয়াবেব্ বিনুনায় গাদি বাইংগা গেসে। [দেখ গাদি+ভাঙা]।

গাদির্ হাজি=[পা]—বিণ. অগণিত, অসংখ্য॥ দাগে গাদির্ হাজি মুরুগ্ বৈসে।

গাদু=[বা]—বি. পচা ধান॥ গাদু দিয়া বালা খাই্ অয়্।

গা দুয়া=[কুম]—ক্রি. স্নান করা॥ হেত্তি হেবুয়্, অহনে গা দুইত গেসে। [গা+ধোয়া]।

২=[বা]—বি. পঁচা ধান॥ গাদুয়ায় বালা খাই্ অয়্। [দেখ গাদু]।

গাদ্দুর্ গুদ্দুর্=[ব]—বি, ফিস্ ফিস্ করিয়া কথা বলা॥ তোরা কি গুদুর গুদুর করিস্ ? [তুং গুজুর গুজুর ; ধ্বন্যা ; অর্থ প্র.]।

গাদ্ম্যাল্=[রা]—বিণ. যে সহজে কাজ করিতে চায় না॥ এই ছুঁ ড়িটা বড় গাদ্যাল্।

গাদোর্=[খু]—বি. ঠাসাঠাসি॥ এই গরমে গাদোর্ করি বৈস্ না। [গাদা +ওড় প্র.]।

গাদোল্=[য]—বি. কপাটি খেলা॥ আয়্ গাদোল্ খেলা দেখতি যাই।

গা দোয়া=[চট্ট, চা]—ক্রি. গোসল করা॥ হেইতে গা দুইত্ গ্যাসে। [দেখ গা দুয়া]।

গাদোলশাক্=[য, খু]—বি. বনজ শাক বিশেষ॥

গাদ্=[য]—বি. পচা কচুরিপানা ও কাদা॥ ভিটায় গাদ্ তুলি কপি ও তামাক্ বোনা যায়। [<গাদরা< গদ্দা হিং<কর্দ্দ সং]।

গাদ্ গুদ্=[য]—বি. কাদায় মধ্যে রাখাল বালকদের লাঠি খেলা॥

গাদ্মা=[সি]—বিণ. পড়াশুনায় অমনোযোগী॥ গাদ্দা সাওয়াল্। [< গাধা<গর্দ্দভ সং]।

গাদ্লানো=[চা, কুম]—ক্রি. গোছল করানো॥ সুইট্কাভারে গাদ্লাও। [গা+ধোয়ান]।

গাদ্লোন্=[রং]—ক্রি. গোছল করা॥ তাড়াতাড়ি গাদ্লুই আয়্। [গা+ধোয়ন =ধোয়া]।

গাদ্লা=[খু]—বি. গরুর খাদ্য দিবার মৃৎপাত্র॥

গাদ্শনি=[খু]—বি. এক প্রকার তিক্ত শাক॥

গাদ্মারা=[খু]—বিণ. ঠাট্টা, মস্করা॥ গাদ্মারা কথায় রাগ্ করিস্ ?

গাদ্রো=[কুম]—বি. বয়স্ক লোক॥ এমুন্ গাদ্রাডা অহনও বিয়া করে নাই।

২=[ক]—বি. আখের রসের ফেনা॥ বালা করা রসের্ গাদ্রা না কাটালে মিঠে বালা ঐবো না। [<গদ্দা হিং <কর্দ্দ সং]।

৩=[বং]—বিণ. ঘৃণাশূন্য ॥ তুই কি এমন্ গাদ্‌রারে।

গাদ্‌লা=[চা, ক]—বি. অবিরাম বৃষ্টি॥ শাওন্ মাইশ্যা গাদ্‌লার্ লাইগ্যা বাইর্ অওন্ যায়্ না। [দেখ গাদল্]।

২=[রা]—বি. অল্প তুলার তৈরী শক্তলেপ বা তোষক, পুরাতন কাপড়ের তৈরি কাঁথা ॥ [<গদিলা বা গদাইলা হিং]।

গা ধুয়া=[ব]—ক্রি. গোসল করা ॥ চ'ল্, গাঙ্গেতে গা ধুয়ে আসি। [গা< গাত্র সং+ধোয়া]।

গাধো=[ব]—বিণ. নির্জীব ॥ তোমার্ দাদ্‌ড়াটা দিন্ দিন্ গাধো হয়ে যাচে' কেন্?

গা ধোন্=[ব]—ক্রি. বি. গোসল করণ ॥ [দেখ গাদ্‌দোন্]।

গাধ্‌ড়ি=[রা]—বিণ. মূর্খ ॥ তোর্ মতন্ গাধ্‌ড়ি মাগি দিয়া কোন কাম্ হবো না। [<গধেড়ী হিং]।

গা নড়া=[পা]—ক্রি. প্রসব বেদনা উপস্থিত হওয়া ॥ গা নড়লে মাইয়ারা কষ্ট পায়। [দেখ গাও নড়া]।

গানা=[রা]—বি. বাঁশের তৈরী মাছ ধরার যন্ত্র, ঘোনা ॥

২=[ক]—বি. খন্দক, গর্ত। গানায় এক্‌টা সাপ্। [খানা]।

গানাগানি=[সি]—ক্রি. বিণ. বারবার॥

গানাগলা [ব,বা পা]—বি. কানাঘুষা, সাড়াশব্দ ॥

গানারি=[রা, ব]—বিণ. ছোট, বাচ্চা ॥ গানারি মেয়ে।

গানি=[রা]—বি. খুকী, অল্পবয়স্ক মেয়ে ॥

২=[লো]—ক্রি. বি. বারবার এক কাজ করণ ॥

গানি গাভারি=[লো]—বি. বাচ্চা ভেটকী মাছ ॥

গান্=[সি]—বি. ঝুল কালি ॥

গান্=[খু]—বি. গায়ক (উপাধি বিশেষ) ॥ গান্ গান্ আইসেন্। [= গাইন<গায়েন]।

গান্‌চা=[বং, ব]—বি. গামছা, তোয়ালে ॥ [<গামুছা<গা+মোছা <মুছন সং +আ]।

গান্‌জাই=[বং]—বি. এক প্রকার নেশার গাছ ॥ জমিনাত্ গানজাই এত হচে তাক্ কওয়ার্ না জায়্। [দেখ গাইন্‌যা$_{৪}$]।

গান্‌জাই্=[বং]—বি. থলে ॥ গান-জাই্ দেখ অনেক্। [দেখ গাঁজা]।

গান্‌জাল্=[বং]—বি. এক প্রকার অস্ত্র ॥ গান্‌জাল্‌টা কেনে গড়ালু? [গজাল; গয্ گز ফা.+আল সং= সূক্ষ্মমুখ]।

গান্‌যত্=[ব]—বি. তোলো ॥ পাচ্' শের্ সরুণা আসে, কোন রকমে এক্ গান্‌যত্ হবে।

গান্‌যা=[কুষ]—বি. পুকুরের পানা জাতীয় শেওলা ॥ গান্‌যায় ইচ'া মাস্ থাকে।

২=[সি]—বি. গাঁজা ॥ 'গান্‌যা খাইলে গান্‌যা বারে আমি করে খুব্, বাপ্ দাদার্ নাম্ খাগায় বেটা অয় চু'র্' (ছড়া)। [দেখ গাইন্‌যা$_{৪}$]।

গান্‌যা গান্‌যি=[সি]—বি. ঠাসা-ঠাসি ॥ অত গান্‌যা গান্‌যি করা যা যায় না। [দেখ গাঁযাগাঁযি]।

গান্‌যানো=[সি]—ক্রি. ঠাসিয়া খাওয়া ॥ আর্ কত গান্‌যিতায়? [গান্‌য <گنج ফা. (নামধাতু)+আনো প্র.]।

গান্‌ডারি=[ব,রা]—বি. ইক্ষুর শ্রেণী বিশেষ ॥ [<গন্‌ডেরী হিং]।

গান্‌ডাল্=[ম]—বিণ. কুঠিয়াল ॥ লোক্‌টা গান্‌ডাল্ দনি।

গান্‌ডি=[বং]—বিণ. বোকা ॥ তুই এক্‌টা আস্ত গান্‌ডি বেটি ॥

গান্‌ডিল্=[সি]—বিণ. ধনী, বিরাট অবস্থাসম্পন্ন ॥

গান্‌ডিল্=[ব, রা]—বিণ. মোটা ॥ তার্ শরিলডা বড় গান্‌ডিল্।

২=[রা]—বিণ. শক্ত, মজবুত ॥

গান্‌ডু$_{৫}$= [বং,সি,কুষ]—বিণ. চরিত্র হীন ॥ চ্যাংড়া কোনো গান্‌ডু হয়্যা গেচে (বং)। [গান্‌ডু হিং; অশ্লীল]।

২=[ম]—বিণ. অপরিণামদর্শী, নির্বোধ ॥ গান্‌ডুরে কোন কাযে নিয়ে শুখ্ নাই। [দেখ গান্‌ডু]।

৩=[কু]—বি. পেট ॥ এক্ লাথিতে তোর্ গান্‌ডু গালি দিব।

গান্‌ডুশ্=[সি]—বিণ. অপদার্থ, অকর্মা ॥ গান্‌ডুস্ চা'কর্। [দেখ গান্‌ডু +শ প্র.]

গান্‌তিয়া=[বং]—বি. এক প্রকার গাছ ॥

গান্‌তে গান্‌তে=[খু]—ক্রি.বিণ.পেট ভরিয়া ॥ গান্‌তে গান্‌তে ভাত্ খেয়েসে। [দেখ গান্‌যানো]।

গান্‌দা=[কুষ,চা]—বিণ. বাসি, পচা, নষ্ট ॥ সালুনডা গান্‌দা অইয়া গেসে। [<গন্‌দহ্ گنده ফা.]।

গান্‌দা বসা করা=[বং]—ক্রি. কুৎসা করা ॥ তোমরা আমার্ গান্‌দা বসা কর কেন্? [দেখ গান্‌দা+ঘোষণা করা]।

গান্‌দার্=[ম]—বি. গায়ক ॥ তাইন্ এক্‌মন্ পাক্কা গান্‌দার্। [<গান +দার دار ফা. প্র.]।

গান্‌দি=[ম,চা,ক]—বি. এক প্রকার দুর্গন্ধযুক্ত পোকা ॥ গান্‌দি দৈল্লেনে যেহানে পাদ্ দেয়্, হেহান্‌দা গাও অইয়া যায়। [দেখ গাদি$_{৩}$]।

গান্‌দু=[বং]—বি. ছোট ছেলে ॥

গান্‌দ্যা=[পা]—বিণ. মলিন ॥ লোক্‌টা কি গান্‌দ্যারে? [দেখ গান্‌দা]।

২=[ক]—বিণ. বাসি বা পচা ॥ গান্‌দ্যা সালোন্ আমি খাইন্ না। [দেখ গান্‌দা]।

গান্‌ধি=[বং]—বি. ধান নষ্টকারী পোকা বিশেষ ॥ গান্‌ধি পোকায় এবার্ ধান্ শাবা কর্‌ছে। [দেখ গান্‌ধি$_{৩}$]।

গান্‌খিয়া=[সি]—বিণ. অসামাজিক, অলস, অকর্মণ্য ॥ বেডাডা একেবারে গান্‌খিয়া। [দেখ গান্‌দা+ইয়া প্র.]।

গান্‌থিলা=[রা]—বি. গাছ বিশেষ ॥ [গাঁদাল< গন্ধভাদাল<গন্ধভদ্রা সং; গন্ধবেল হিং]।

গান্‌ধে=[খু]—বি. ক্ষতিকারক এক প্রকার পোকা ॥ গান্‌ধে পড়ে কুমড়া গাস্ মরি গেল্। [দেখ গান্ধি]।

গান্‌হা=[খু]—অব্য. গুলি ॥

গাপাগুপি=[চা]—বি. হুড়াহুড়ি, হাসাহাসি ॥ ঐ পোলাপানরা এত গাপাগুপি করিস্ না।

গাপানো=[ফ]—ক্রি. মারা, প্রহার করা ॥ চোর্‌টারে খুব্ কৈরা গাপাও।

গাপান্=[পা নো]—বি. তাগিদ, ধমক, প্রহার ॥ তারে আস্‌সা করি গাপান্ দিতে ঐবো।

২=[রং]—বিণ. ব্যস্তবাগীশ ॥ [গাপ <গর্ব সং+আন প্র.]।

গাপি=[ফ]—বি. খেজুর গাছে উঠানামার জন্য কাটা খাঁজ ॥

গাপি দিয়া থাকা=[ম, পা]—ক্রি. লুকাইয়া থাকা, আত্মগোপন করা ॥ এত্‌ক্ষন্ কোনে গাপি দিয়া আসিলো? [=গাপি<খাপি কিংবা গা'ইব غائب আং+দিয়া থাকা]।

গাপিলাইত্=[রং]—বিণ. গোপন ॥ মানুশির্ জিনিশ্ গাপিলাইত্ করনি পাপ্ হয়। [গফলত্ غفلت আং; অর্থ বিকৃতি]।

গাপিল্=[রং]—বিণ. যে কথা গোপন করে ॥ তোর্ নাহান গাপিল আর্ দেখোঁ না। [<গাফিল غافل আং; অর্থ বিকৃতি]।

গাপু=[পা]—বিণ. বোকা ॥ বেটা একেবারেই গাপু।

গাপুর্ গুপুর্=[চা]—ক্রি. বিণ. শোর করিয়া, জোরে শব্দ করিয়া ॥ খাবাকা অরে কেন্ গাপুর্ গুপুর্ কর্‌ড়া কিল্ দিয়া? [ধ্বন্যা.]।

২=[পা]—বি. বেশী কথা বলা ॥

গাপে গোপে=[ম]—ক্রি. বিণ. আড়ালে আবডালে ॥ গাপেগোপে যে দুই একটা আম্ আনিছ্ তা পাইয়া নৈয়া গেসে। [গাপে অনু:+গোপে =গোপনে কিংবা গাপে<দেখ গাপ্ + এ বিভক্তি; সমশব্দ]।

গাপ্=[খু, ম]—বিণ. আত্মসাৎ ॥ টাকা বেবাকুন্ গাপ্ করসে। [গাপ্=গাপি <খাপি কিংবা গা'ইব্ غائب আং]।

গাপ্‌টা=[চট্টা]—বি. হুকার নৈচা, নল ॥

গাপ্‌খোড়্=[দি, রা] বি. কলাগাছের ভিতরের শাসাল অংশ ॥ গাপ্‌খোড় বাহির্ করে নেও।

গাপ্‌পুয়া=[ম]—বিণ. আহাম্মক ॥ রহিম্‌ডা বড় গাপ্‌পুয়া। [গর্ব<গর্ব +উয়া প্র; অর্থ প্র.]।

২=[ম]—বি. বড় ব্যাঙ ॥ 'পিরিতি যানে না গাপ্‌পুয়া ব্যাং।'

গাপ্‌রাইয়া=[ক]—অস. ক্রি. তাড়াইয়া ॥ মাস্‌গুলি গাপ্‌রাইয়া কাসে আন্।

গাপ্‌শে গাপ্‌শে=[ম]—ক্রি. বিণ. গো গ্রাসে ॥ গাপ্‌শে গাপ্‌শে ভাত্ খায়্।

গাপ্‌শো=[রা]—বিণ. ঘনবুনট, মোটা, অমসৃণ ॥ গাপ্‌শো কাপড়। [< গফ্‌স্ হিং]।

গাফাটাই=[খু]—বি. টাকি মাছ ॥ অগুর্ থাকি উঠি গাফাটাইর্ ঝোল্ খাওন্ ভালা।

গাফাল্=[বা]—বি. বৃষ্টিসহ বাতাস ॥ আইয্ খুব গাফাল্ আইতাসে।

গাফাল্ মারা=[ম]—ক্রি. শীতের রাতে হঠাৎ মেঘাচ্ছন্ন হইয় কুয়াশা পড়া ও তজ্জনিত উষ্ণতা বোধ হওয়া ॥

গাফি=[খু]—বি. বাধা, প্রতিবন্ধক ॥ তুমি আবার্ শকল্ কামে কেন্ গাফি হও?

গা ফুল্যা যাওয়া=[পা]—ক্রি. ভয় পাওয়া ॥ এই কথা শুনি অর্ গা ফুল্যা গেসে। [গা+ফুলিয়া যাওয়া]।

গাফ্=[খু]—বিণ. গোপন ॥ কবির্ আবার্ টাকাটা গাফ্ করিল্। [দেখ গাপ্]।

গাফ্‌তড়্=[রা]—বি. কলার থোর ॥ গাফ্‌তড়্ ভাজি দিয়ে ভাত্ খায়্। [দেখ গাপ্‌খোড়্]।

গাফ্‌তি=[চা]—বি. ফাঁকি, চাতুরী ॥ আবার্ গাফ্‌তির্ লাগুর্ কি ওই পাইব? [দেখ গাপিলাইত্]।

গাফুর্=[সি]—বি. বর ॥ গাফুর আইসে বিয়ার্ চ'লনে। [<গবরু হিং; দেখ গাবুর্]

গাবড়্=[রা]—বি. শিয়াল ॥

গা বদৈল্যা=[কুম]—বি. একজনের বদলে অন্যজন, বদলি ॥ আইয্ হের্ আংগো চাকরের্ গাবদৈল্যা আইসে। [গা + বদল بدل আং +ইয়া প্র.]।

গাবর্=[ম]—বি. ভৃত্য, চাকর ॥ এইতে খুব দাংগর্ গাবর্। [<গাভুর ব. বাং<গর্ভরূপ সং; তু: গবরু হিং, দেখ গাবুর্]।

২=[বা]—বিণ. যুবতী ॥ গাবর্ মাইয়ার্ বিয়া দ্যাও। [পূর্বে দেখ]।

৩=[চা, সি, কুম]—বি. জেলে ॥ গাবরেরা মাস্ ধরে। [দেখ গাবর্; অর্থ বিকৃতি; দেখ গাবুরা]।

৪=[চা, ম, ক, বা]—বিণ. খচ্চর, নোংরা ॥ দুক্ হালার্ হালা গাবর্ খানি কোন্‌ডাইহের্। [দেখ গাবর্]।

৫=[সি]—বি. মহিষ ॥ বাট্যায়া গাবর্।

গাবর্, গাবর্=[নো]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ গাবর্ গাবর্ খাইয়া গেল্। [অনু.]।

গাবা=[ম, পা]—বি. প্রাচুর্য ॥ মাসের্ গাবা লাইগ্‌চে।

২=[খু]—বিণ. ভীষণ ॥ আম্ গাবা শিত্।

৩=[রা]—বিণ. আধপাকা ॥ গাবা তিতল্।

৪=[কুম, নো]—বি. মুড়ি, মুষ্টি ॥

৫=[ম]—বি. অনেক দিন ধরিয়া টিপটিপ বৃষ্টি ॥

৬=[রা, ম]—বি. খাল বা খড়ের স্তূপের মধ্যভাগে দেয় বাঁশ ॥ খড়ের

পালার মধ্যে গাবা না দিলে ভাল হয় না। [<গাভা হিং<গর্ভ সং =মধ্যস্থল ; অর্থ প্র.]।

গাবাইন্না=[নো, চট্ট]—বি. অনেক দিন পানিতে থাকার ফলে জিনিসের গায়ে জাত আঠাযুক্ত ময়লা।

গাবাইর্=[ম]—বি. কিনারা ॥ পুলাপাইন্ বিলের গাবাইরে বৈয়া মাস্ মার্তাসে।

গা বাওয়া=[ব]—ক্রি. বিরক্ত করা। আবার গা বাইতে আলি? [গা+বাওয়া<বাহা]।

গাবাগাবি=[চা]—বি. বিনা প্রয়োজনে এদিক ওদিক ঘুরিয়া বেড়ান ॥ হারাডা দিন্ত গাবাগাবি কৈর‍্যাই কাডাইলি।

গাবাড়ি=[রা]—বি. আবর্জনা ফেলার আধার ॥

২=[রা,দি]—বি. পুকুরের নীচের পাড় ॥

গাবা দুধ্=[পু, বা]—বি. গর্ভিণী অবস্থায় দুধ ॥ গাবাদুধ্ খালে পেটে অভুখ্ করে। [গাবা<গর্ভ সং+দুগ্ধ]।

গাবান্যা=[কম]—বিণ. খারাপ ॥ গাবান্যা পানি পৈর‍্যা পাটু নশ্ট ঐচে'।

গাবানো=[খু, কুম, পা, ম]—ক্রি. পানির উপরে মাছের খাবি খাওয়া ॥ পুকুরে মাস্ গাবাইসে। [গাবা>গাব<গর্ভ সং+আন প্র.; পুষ্করিণী প্রভৃতির গর্ভস্থ জল আলোড়ন করা]।

২=[চা, ক, কুম]—ক্রি. অপ্রয়োজনে পাড়ায় পাড়ায় ঘোরা, আড্ডা দেওয়া ॥ এতখন্ গাবাইতে কৈ গেসিলি? [গাব<গর্ব+আন প্র.]।

৩—[রা, ক]—ক্রি. রটনা করা, প্রকাশ করা ॥ এই কথাডা গাবাইস্ না। [দেখ গাবানো]।

৪=[পা]—ক্রি. অতিরিক্ত আমদানী হওয়া ॥

৫=[খু]—ক্রি. মারা ॥

৬=[রা]—ক্রি. পানি ঘোলা করা ॥ পানি গুলা গাবাইস্না। [দেখ গাবানো]।

৭=[ম]—ক্রি. পারিপার্শ্বিকজ্ঞানহীন হওয়া ॥ এত গাবাইলে কি চ'লে?

৮=[ব, না]—বিণ. পানির দোষে খারাপ অবস্থাপ্রাপ্ত পতিত ॥ গাবানো মাছ্ খাওয়া জায় না, গন্ধ করে (বা)। [দেখ গাবানো]।

গাবান্=[রা]—বি. মন্থন ॥ [দেখ গাবানো]।

গাবা ফুলানো=[পা]—ক্রি. মুখভার করিয়া থাকা ॥

গাবারা=[রা, ব]—বি. বাজে তাল ॥ আমাদের তাল্ গাছে শুধু গাবারা তাল্ (বা) ॥

গাবারি=[সি,রা]—বি. বাড়িরপিছনদিক আবর্জনা ফেলিবার স্থান ॥ গাবারিতে ময়লা ফেলিও। [দেখ গাবাড়ি]।

গাবার্=[পা, ব, রা, দি]—বি. নিম্ন ভূমি, পুকুর বা নদীর ধার ॥ গাবারে ভাল ধান্ হয়েছে (দি)

২=[রা]—বি. ময়লা ফেলার পাত্র, ডাষ্টবিন ॥ পচা জিনিশ্ গাবারে ফেল্।

গাবাল্=[সি]—বিণ. নিচু ॥ গাবালু যমিত্তে রোয়া দান্ বালা অয়।

গা বাশানো=[কুম]—ক্রি. কোন কিছুতে গা না লাগানো ॥ এমন্ বাবে গাবাশালে চ'লবো ক্যানে? [গা+ভাসানো]।

গাবি=[পা, ব; রা]—বি. কামাই, অনুপস্থিতি ॥ তোর এ মাশে কয়দিন্ গাবি আসে? [<গয়ব غيب আং+ই প্র.]।

২=[চট্ট, বা]—বি. মুষ্টি, এক হাতে যতটুকু লওয়া যায় সেই পরিমাণ ॥ এক্ গাবি ধান্।

৩=[রা]—বি. অসময়ে প্রসব ॥ গাইটা গাবি ফেলেচে। [গাব<গর্ভ+ই প্র.]।

৪=[কুম]—বি. তরকারীর হাড়ি ॥ গাবির মধ্যে মাসের সালুন্।

৫=[খু]—ক্রি. বিণ.ভাসমান ॥ কুয়াশায় শবর পুকুরে মাশ্ গাবি মরে।

গাবিন্=[কু, চা, ব, বা]—বিণ. গর্ভবতী ॥ গাবিন্ গাই। [<গাভীন<গর্ভিণী সং]।

গাবিয়া=[বা]—বিণ. প্রচুর ॥ আজ্ বিকালে গাবিয়া পানি হছে।

গাবুনি=[ম]—বিণ. গর্ভবতী ॥ গাবুনি ঘোড়ায় বহুত্ কশ্ট ঐতাসে। [<গর্ভিণী সং]।

গাবুরা=[চা]—বি. সাদা আমন ধান ॥

গাবুরালি=[রং]—বি. যৌবন কালোচিত দর্প ॥ বেশি গাবুরালি না কর্বাহে। [গাভুরালি ম. বাং; গাভুর<গর্ভরূপ সং=যুবক]।

গাবুরি=[পা, চট্ট]—বি. যুবতী, প্রেয়সী ॥ শোল বসরের গাবুরি। [গবুরু হিং]।

গাবুরিয়া=[বা]—বিণ. নোংরা, অপরিষ্কৃত, মলিনবেশ ॥ সেরাগা বর গাবুরিয়া।

গাবুর্=[কুম, নো, ক, বা]—বি. চাকর, মজুর ॥ গাবুরের মত খাইস্ না। [দেখ গাবর্]।

২=[চা, রং, চট্ট]—বি. জোয়ান, যুবক যুবতী ॥ গাবুরডা পোয়াশের চা'ইলের ভাত্ খায়। [দেখ গাবর্]।

৩=[ব]—বি. বিয়ের বর ॥ [দেখ গাফুরু]।

৪=[বা]—বিণ. নোংরা ॥ নোক্টা বর গাবুর্।

৫=[নো]—বি. লোক ॥ এই নায় দশ্যন্ গাবুর্ ধরে। [দেখ গাবর্]।

গাবুর্ থাবুর্=[রং]—বিণ.সেয়ানা ॥ গাবুর্ থাবুর্ হছিস্, তাও তুই বুঝিস্ না কেনে? [দেখ গাবর্+থাবুর অনু:]।

গাবের্ কাইল্=[চা]—বি. গাছা ভারী ॥ হেয় বিয়া কর্লে একটা গাবের্ কাইল্।

গাবৈরা চ'লতি=[চা]—বি. নোংরামি ॥ তর্ গাবৈরা চ'লতি দেখতে ইসুসা করে না।

গাব্=[রা]—বি. তোবা ॥

গাবোদ্=[ব]—বিণ. অবোধ ॥ বেটা বড় গাবোদ্। [<গবুদা হিং=বোকা দেখ গাবুদো]।

গাবোর্‌=[চা, নো]—বিণ. লোংরা ॥ তুয়্‌ মতন্‌ গাবোর্‌ আর্‌ দেহি নাই।

গাব্‌=[সি]—বিণ. গাভীন ॥ গাব্‌ গাই দিয়া আর্‌ বাইও না। [<গাভ্‌< <গর্ভ=গর্ভিণী]।
২=[ব, কুম]—বি. গর্ভ ॥ বাইয়াডার্‌ গাব্‌ ঐসে। [দেখ গাব্‌]।
৩=[রা, ব]—বি. ক্ষতি ॥ এবার্‌ বেব্‌শায়ে গাব্‌ লেগেছে (রা)।

গাব্‌ করা=[খু]—ক্রি. গোপন করা, লুকানো ॥ [দেখ গাপ্‌+করা]।

গাব্‌গপ্‌=[রং]—বি. কথাবার্তা ॥ কিশের্‌ তোম্‌রা গাব্‌গুপ্‌ করেন্‌ বাহে? [<গাপ্‌< গপ্প< গল্প+গুপ্‌ অনু:]।

গাব্‌গোয়ানো=[ব,খু]—ক্রি. হামেশা বকা, অনর্থক বেশি কথা বলা ॥ [গাব<গল্প+গেজানো]।

গাব্‌চি'গাওয়া=[ব]—ক্রি. অর্থহীন কথা বলা বা বাজে আলাপ করা ॥ কি গাব্‌চি' গাও হারাদিন্‌? [গাব< গল্প+চি প্র.+গাওয়া]।

গাব্‌ড়া খশে বাওয়া=[য]— ক্রি. কোন কিছু করিতে ক্লেশ পাওয়া ॥

গাব্‌তারা=[রং]—বি. থোড় ॥ গাব্‌তারা দি হায়্‌রা ভাত্‌ খাছি। [গাব <গর্ভ=অভ্যন্তর+তারা<থোড়; দেখ গাব্‌তোর্‌, গাব্‌খড়্‌, গাব্‌খোর্‌]।

গাব্‌কো=[খু]—বি. জংলা স্থান, অসুবিধার জায়গা ॥

গাব্‌তোর্‌=[ব,রা]—বি. থোড়, কলা গাছের ভিতরের নরম অংশ ॥ অনেকে গাব্‌তোরের্‌ তর্‌কারি খেতে পারে না। [দেখ গাব্‌তারা]।

গাব্‌খড়্‌=[দি]—বি. থোড়, কলা গাছের মেরুদণ্ড ॥ [দেখ গাব্‌তারা]।

গাব্‌খোর্‌=[পা, কু]—বিণ. ফলবতী হইবার পূর্বাবস্থা প্রাপ্ত ॥ গাব্‌খোড়্‌ কলা গাছটা কাট কেন্‌? [দেখ গাব্‌তারা]।

গাব্‌দি=[ব]—বিণ. বোকা, অকর্মণ্য ॥ গাব্‌দি পুলা। [দেখ গাবোর্‌]।

গাব্‌দিল্‌জা=[নো]—বি. পরস্পর পরস্পরের কাছে করণ ॥ দেখ গাবদৈল্যা]।

গাব্‌ দেওয়া=[খু]—ক্রি. ফাঁকি দেওয়া ॥ তুমি অত গাব্‌ দ্যাও কেন্‌?

গাব্‌দো=[খু,ম]—বিণ. স্থূল, অলস ॥ [<গব্‌দা হিং]।

গাব্‌ফেলানি=[চা]—বি. ছিনাল ॥ গাব্‌ফেলানির্‌ এত বাহাদুরি কিয়ারে? [দেখ গাব্‌১+ ফেলানি; √ফেল্‌ +আনি]।

গাব্‌বা=[নো]—বিণ. লাল রঙের ॥ গাব্‌বা চাঁউল্‌ ॥

গাব্‌ মারা=[তু]—ক্রি. লুকাইয়া ফেলা। [দেখ গাপ্‌+মারা]।

গাব্‌রা=[কুম,ম]—বিণ. অপরিষ্কার ॥ গাব্‌রা চ'ল্‌তি সাইর‍্যা দে।
২=[কুম,চা,বা,ক]—বি. গর্ভপাত ॥ [গাব<গর্ভ+রা প্র.]।
৩=[পা]—বি. বনবিড়াল ॥ গাব্‌রায়্‌ মুরগি দর‍্যা খায়্‌।
৪=[কুম]—বি. জেলে, ধীবর ॥ [দেখ গাবর্‌]।

গাব্‌রা হালানো=[চা]—ক্রি. নির্দিষ্ট সময়ের পূর্বে প্রসব হওয়া ॥ আমাগ গাইডা গাব্‌রা হালাইসে। [দেখ গাব্‌রা২ +ফালানো<ফেলানো]।

গাব্‌রু=[রং]—বি. বর, পাত্র ॥ এত বড় গাব্‌রু ছোট কন্‌নার্‌ শাথে মানায়্‌ না। [দেখ গাভ্‌রু]।

গাব্‌লা=[পা,দি,বা,ক]—বি. গামলা মাটির পাত্র ॥ গাব্‌লায় কৈরা বাত্‌ বাড়্‌। [<গামলা< গামেলা, gamella পোর্তু.]।
২=[বা]—বি. নির্দিষ্ট সময়ের অনেক আগেই গর্ভপাত ॥ গাইডার্‌ সয়্‌ মাশের্‌ গাব্‌লা গেসে। [গাব<গর্ভ+লা প্র. দেখ গাব্‌রা ২]।

গাব্‌লা গাব্‌লি=[চা]—বি. খেলার সময় ছেলেমেয়েদের চেঁচামেচি ॥ [অনু.]।

গাব্‌লা যাওয়া=[বা]—ক্রি. অসময়ে গর্ভপাত হওয়া ॥ আমার্‌ গাইডার্‌ এবার্‌ গাব্‌লা গেল্‌। [দেখ গাব্‌লা২]।

গাব্য=[পা]—বিণ.টক ॥ গাব্য বড্ডে।

গাভাইড়া=[রা]—বিণ. আষাঢ়ে গল্পকারী, অলস ॥ গাভাইড়া লোক্‌টা কিছুই করে না। [গব্‌<গপ্প+ইড়া প্র.]।

গাভাইর্‌, গাভাড়ি=[দি, রা]—বি. পানি ও স্থলের মধ্যবর্তী কিনার বা ধার ॥

গাভাড়্‌=[রা]—বি. পুকুরের পাড় ॥ গাভাড়ে বশি ছেলেরা বড়্‌শি বায়্‌।
২=[রা]—বি. গর্ত ॥ গৈঁড্যা গাভাড়ে নাম্‌বি না।

গা ভারি=[রা]—বিণ. গর্ভবতী ॥ ছুঁড়ি গা ভারি হয়েছে। [গা+ ভারী]।

গা ভার্‌ ঠেকা=[পা]—ক্রি. ভয় পাওয়া ॥ [দেখ গা+ভার+ঠেকা]।

গাভি=[রা]—বি. অনুপস্থিতি ॥ গাভির্‌ জন্যি এক্‌ টাকা করি কাটা জাবেক্‌। [দেখ গাবি]।

গাভুয়া=[রা]—বি. গালি ॥ গাভুয়া মর্‌তে আশিছে।

গাভে গাভে=[রং]—ক্রি, বিণ. গর্ভের মধ্যেই ॥ [<গাভ<গর্ভ]।

গাভো পড়া=[দি]—ক্রি. গর্ভপাত হওয়া ॥ ছাগলটার্‌ গাভো পড়ি গেল্‌। [<গর্ভ+পড়া]।

গাভ্‌=[পা]—বি. গর্ভ, পশ্বাদির গর্ভাবস্থা ॥ লাল্‌ গাইডার গাভ্‌ ঐসে। [<গর্ভ]।

গাভ্‌রু=[বা]—বিণ.মোটা,তাজা ॥ গাভ্‌ড়া বিড়াল্‌।

গাভ্‌ দেওয়া=[ক পা কু]—ক্রি. গাভীকে ষাঁড় দেখানো ॥ [<গর্ভ]।

গাভ্‌রা কাড়া=[রং]—ক্রি. গর্ভপাত করা, অসময়ে সন্তান প্রসব করা ॥ গাইটা ছয়্‌ শাত্‌ মাশেই গাভ্‌রা কাড়্‌ছে। [<গর্ভ সং+কাড়া]।

গাভ্‌রা ফেলানো=[পা]—ক্রি.নির্দিষ্ট সময়ের আগেই প্রসব করা ॥ [দেখ গাব্‌রা হালানো]।

গাতুর্‌=[রা]—বিণ. আদুরে, সোহাগে ॥ [<গর্ভরূপ ; গাভুর ম. বাং] ।

গামাই্‌=[সি]—বি. আইড় মাছ বিশেষ ॥

গামর্‌=[রা]—বি. ধান বাহির হইবার পূর্বাবস্থা, পোয়াতি ধানগাছ ॥

২=[ম]—বিণ. গাধা ॥ গামর্‌ কোথাকার্‌ । [<ঘামড় হিং=বোকা] ।

৩=[সি]—বিণ. নোংরা ॥

৪=[ম]—বিণ, সাহসী ॥ লোকটা খুব্‌ গামর্‌ । [দেখ গামর্‌৩] ।

গা মশ্‌ মশ্‌ করা=[রা, দি]—ক্রি. শরীর খারাপ করা ॥ [গা+মচ্‌ মচ্‌ করা] ।

গামাই=[সি]—বি. গাছ বিশেষ ॥ [<গামারী <গাম্ভারী< গাম্ভারিকা সং] ।

গামানো=[ফ, চা]—ক্রি. ভয় পাওয়া, হয়রান হওয়া ॥ তার্‌ কথা হইন্যা হেয়্‌ খুব্‌ গামাইসে । [<ঘাম<ঘর্ম সং+আন প্র.] ।

২=[চা]—ক্রি. নষ্ট হওয়া, ঘাম বাহির হওয়া ॥ বাত্তিগুলি গামাইসে । [পূর্বে দেখ] ।

গামারে যাওয়া=[রা, দি]—ক্রি. চুপে চুপে যাওয়া ॥

গামার্‌=[ব]—বি. বেগার ॥ আমার্‌ বাড়িত্‌ গামার্‌ লাইগ্‌তো ।

গামালে যাওয়া=[খু]—ক্রি ভিন গাঁয়ে যাওয়া ॥ [দেখ গামাল্‌+এ+যাওয়া] ।

গামাল্‌=[খু]—বি. মফঃস্বল, গ্রামাঞ্চল ॥ <গাঁ<গ্রাম+মহল محل আং হইতে হিং] ।

গামাল্‌ করা=[খু]—ক্রি. গ্রামে গ্রামে ফেরা ॥ [দেখ গামালে যাওয়া] ।

গামুইক্‌=[নো]—বি. উপযুক্ত সময় ॥ গামুই বা অয়্‌ হেইটাই বালা ।

গামুইর্‌=[কুম]—বি এক প্রকার মকাণ্ড গাছ ॥ গামুইর্‌ গাসের্‌ খুব্‌ দাম্‌ । [দেখ গামাই] ।

গামে যাওয়া=[ব খু]—ক্রি. ধান্যাদি গাঁদায় পচা ॥ [<ঘামিয়া যাওয়া] ॥

গা ম্যাচ্‌' ম্যাচ্‌' করা= [খু]—ক্রি. আলসেমি করা ॥ [দেখ গা মশ্‌মশ্‌ করা] ।

গামৈর্‌=[বা]—বি. সুন্দর বনের এক প্রকার গাছ ॥ গামৈর্‌ গাস্‌ বর শক্ত । [দেখ গামাই] ।

গামোর্‌=[ম]—বিণ. অত্যন্ত আলসে ॥ তুই এত গামোর্‌ ঐলি কবে থিকা ? [দেখ গামর্‌] ।

গাম্‌=[বা]—বি. দালানের জোড় ॥

গাম্‌চি'=[দি, রা]—বি. লঙ্কা, লাল মরিচ ॥

২=[পা]—বি. ঘামাচি ॥ গাম্‌চি' চু'ল্‌কায়্‌ । [<ঘামাচি<ঘর্মচর্চিকা সং] ।

গাম্‌ড়া=[ম, খু]—বি. তালের ডাঁটা ।

গাম্‌বির্‌ ধান্‌=[ম, খু]—বি আউশ ধান বিশেষ ॥

গাম্‌বিসি=[নো, বা]—বি. ঘামাচি ॥ গাম্‌বিসিত্‌ হারা হৈল্‌ সাই গেসে গৈ [দেখ গাম্‌চি'] ।

গাম্‌বুইশ্যা=[চা]—বিণ. মোটা ॥ গাম্‌বুশ্যা মানুশ্‌ কুনু কামের্‌ না ।

গাম্‌বুরা=[ম]—বি. মাতব্বর ॥ বারগর্‌ রাইয়ত্‌ তের গর্‌ গাম্‌বুরা ।

গাম্‌বুর‍্যা=[পা]—বিণ. মস্ত বড় ॥ বাপ্‌রে শালার্‌ গাম্‌বুর‍্যা বড়াই ।

গাম্‌ভারি=[রং]—বি. গাছ বিশেষ [<গাম্ভারি সং] ।

গাম্‌রা=[ব, রা]—বি. অনেক লোকের দল ॥ গামরা লৈয়া ধান্‌ কাটি । [< গফীর غفیر আং] ।

২=[পা]—বি. নদী তীরের গর্ত বিশেষ ॥

৩ =[রা]—বি. বেগার ॥ বাবুরা আজ্‌ গাম্‌রা ধৈর্‌ছে ।

৪ =[সি]—বি. একপ্রকার কাঁটা যুক্ত ফলের গাছ ॥

৫=[রা]—বিণ. বদমেজাজী ॥ তার্‌ মত গাম্‌রা পোলা আর্‌ নাই ।

গাম্‌সা চ'দল্‌=[চা]—বিণ. যে গামছা পরিধান করে ॥ 'লেংড়া চ'দল্‌ গাম্‌সা চ'দল্‌ বুগির্‌ মাইয়া বিয়া কর্‌ ।'

গাম্‌সা বাল্‌দা দৈ=[চা]—বি. খুব ঘন মিষ্টি দৈ ॥ [গামছা+বাঁধা+দৈ<দধি] ।

গায়ব্‌=[চা, ম, কুম, সি]—বি. অদৃশ্য, অদেখা ॥ গায়বের মালিক্‌ আল্লাহ্‌ । [<'গয়ব غیب আং] ।

গায়া=[সি]—বি. গোমাংসের তরকারী বিশেষ ॥

গায়াক্‌=[পা]—বি. গ্রাহক ॥ দোকানে গায়াক্‌ নাই । [<গ্রাহক] ।

গায়ানি=[পা]—বি. গায়ক ॥ এক্‌বন্‌ নায়্‌করা গায়ানি আইসে [<গাইন< গায়েন] ।

গায়ান্‌=[পা]—বি. গান ॥ আমি যাত্রি গায়ান্‌ পসন্দ করি । [<গান] ।

গায়িন্‌=[চট্ট]—বিণ. গাভীন ॥ আঁর্‌ গাই গায়িন্‌ ঐয়ে । [<গাভীন< গর্ভিণী সং] ।

গায়ুর্‌=[চট্ট]—বি. বদলা, মজুর ॥ [দেখ গাবুর্‌] ।

গায়েক্‌=[চা]—বি. গ্রাহক, ক্রেতা ॥ ধ্যাত্‌ট্টাব্‌ এক্‌টা গায়েক্‌ নাই । [দেখ গায়াক্‌] ।

গায়ে গুমান্‌=[ফ]—বি. অহঙ্কার ॥ [<গা+এ+গুমান্‌ گمان ফা.] ।

গায়েমানে=[পা]—বিণ. গর্ভবতী, অন্তঃসত্ত্বা ॥ [দেখ গায়্‌ মানা] ।

গায়েতা=[রং]—বিণ. গায়ক ॥ অঁয়্‌ বড়ো ভাল গায়েতা । [√গা=গান করা+ইতা প্র.] ।

গায়ে পায়ে=[ম]—বিণ. উন্নত দেহধারী, স্বাস্থ্যবান ॥

গায়ে বাতাশ্‌ লাগা=[ফ]—ক্রি. অনুভব করা ॥ [গা+এ+বাতাস লাগা= গায়েলাগা] ।

গায়ের্‌ তা=[পা]—বি. হারেজ ॥

গায়ে লাগা=[ফ]—ক্রি. বুঝা ॥ যহন্‌ নিবে কামাই কর্‌বা, তহন্‌গায়ে লাগ্‌ব । [গা+এ+লাগা=মর্মে লাগা ; অর্থ প্র.] ।

গায়েল্‌=[কুম]—বিণ. কাহিল, জখম ॥ এক্‌ মারে গায়েল্‌ ঐসে । [দেখ গাইল্‌] ।

২=[খু]—বিণ. যে মিথ্যা গান করে ॥ তার মত গায়েন্ আর দেখিনি।

গায়ে শেখা=[বা]—ক্রি. সহ্য [illegible] ॥ তার এইসব বেয়াড়া কথা আর গায়ে শেখে না। [গায়ে সহা]।

গায়োত্=[দি, রা]—বি. গর্ভ ॥ মরিয়মের তিন্ মাসের গায়োত্। [গাও<গাত্র+ত প্র.]।

গায়োন্=[পা]—বি. গান ॥ আয় যাত্রি গায়োন্ হবে। [<গাওনা; তুঃ বাজনা]।

গায়্ কুশলে=[নো]—ক্রি,বিণ. সুস্থ শরীরে ॥ হেইতে গায়্কুশলে ফিরি আইসে। [<গায়ে<গাত্রে+কুশলে]।

গায়্ যাওয়া=[চা]—ক্রি. বিদেশে যাওয়া ॥ [<গাঁয়<গ্রামে]।

গায়্ যানা=[পা]—ক্রি. গর্ভবতী হওয়া ॥ শাল্যা এ বসর্ গায়্ যান্সে। [দেখ গায়ে যানে]।

গায়্দর্=[চা]—বিণ. নোংরা ॥ [illegible] গায়্দরের গয়ের্ গায়্দর্। [ফাঁরক হিং=লিবাস; অর্থ প্র.]।

গায়্না=[ক]—বিণ. [illegible] ॥ গায়্না লৈলে যাও কৈ? [<গায়=গায়ে+না=নাই]।

গায়্নি=[পা]—বি. [illegible] উপকরণ ॥ [illegible] বানা কৈরা যায়।

গায়্রত্=[সি]—বি. ধ্বংস ॥ [illegible] [<'গারত [illegible]]।

গায়্ [illegible]=[পা]—ক্রি. [illegible] মানা করা ॥ সে [illegible] লাগায় না। [গা<গাত্র [illegible]< গাত্র সং+এ+লাগানো]।

গায়্ ফিরা=[চা]—ক্রি. [illegible] হওয়া ॥ [illegible] ফিরে না। [গায়=গায়ে+ফিরা< সহ্য। দেখ গায়ে শেখা]।

গায়=[চা]—বি., বিণ. [illegible] [illegible] ॥ [illegible] [<[illegible]; [illegible] হিং]।

গারত্=[ক, পু, বা, সি]—বি. ধ্বংস ॥ বিদ্যুটিতে দুনিয়াদারি গারত্ করি ফ্যালাইল্। [দেখ গায়্রত্]।

গারদ্=[চট, চা]—বি. সর্বনাশ, ধ্বংস, সর্বনাশ ॥ তুফানে দেশ্ গারদ্ ঐয়া যাইবো। [দেখ গায়্রত্]।

২=[রং]—ক্রি. বিণ. এলোমেলো, বিশৃঙ্খল ॥ মাদ্বরের কাছে ছিগাইয়া লও নাই, সেত শবে গারদ্ কৈর্যা দিব। [পূর্বে দেখ]।

গারর, গাহার্=[চা]—বি. গারো পাহাড় ॥ [<গারো পাহাড়]।

গারস্ত=[ব]—বি. গৃহস্থ, অধিবাসী ॥ এক্ গারস্ত বাড়ি গেলো। [গৃহস্থ]।

গারা=[সি, বা, ব, রা]—বি. গর্ত ॥ শাপ্ গারাত্ লুকাই গেসেগি। [দেখ গাইড়্যা]।

২=[চা, সি]—বি. কাদা ॥ গারাত্ হিংবাস্ থাহে। [<গার হিং]।

৩=[ক]—বি. হাঁড়ি [illegible] [illegible] ॥ [illegible]

৪=[চা খুল]—বিণ. এক [illegible] ॥ [illegible]

৫=[রা]—বি. [illegible] ॥ [দেখ [illegible]]।

৬=[ব]—বি. [illegible] ॥

[illegible]=[[illegible]]—বি. [illegible] ॥ [illegible] [দেখ [illegible]]।

৭=[রা]—বিণ. [illegible] ॥ [illegible] [দেখ [illegible]+ইয়া প্র.]।

[illegible]=[চা, পূর্ব]—বি. একগুঁয়েমি ॥ [illegible]

[illegible]=[রং]—বি. [illegible] ॥

[illegible]=[ক]—বি. বেলেল্লী ॥ গারা-[illegible] [illegible] [দেখ [illegible]]।

গারালি=[চা]—বি. দড়ি বিশেষ ॥

২=[ব]—বি. খড় কাটার [illegible] ॥ গারালি দিয়া খ্যাড় কাটে।

গারা শিব্=[সি]—বি. অনড়, চিরস্থায়ী ॥ [গারা<গহ্বর হিং<গভীর সং+শিব=হিন্দু দেবতা]।

গারি=[রা ব]—বি. ছোট জলাশয় বা পুকুর বিশেষ ॥ [দেখ গারা+ই প্র.]।

২=[বা, ব]—বি. দারুণ ॥ লোকটা গারি চোর। [<গহ্বর<গভীর প্রাং<গভীর সং+ই প্র.]।

৩=[ক]—বিণ. গভীর ॥ [পূর্বে দেখ]।

৪=[সি]—বিণ. পুরু ॥ কাপড় বেশ্ গারি আসে। [পূর্বে দেখ]।

৫=[ব]—বি. বস্তি ॥ অত বড় গারি আর মাইন্সের অয় না।

গারি গরি=[ব]—বি. গোপনে আলাপ আলোচনা ॥ কিসের্ গারিগরি কর? [<যারিকুরি]।

গারিজ্জুরি=[ব]—বি. বিবাদ ॥ [<গড়িমসি]।

গারিয়া=[সি]—বিণ. অলস ॥ হি বড় গারিয়া। [<গড়িয়া]।

২=[রং]—বিণ. নির্বোধ ॥ [পূর্বে দেখ]।

৩=[বা]—বি. ক্ষুদ্র গড়খাই, চৌকির পাদ্যাদুয়ারের গর্ত ॥ [<গাড়া<গড্ড প্রাং<গর্ত সং+ইয়া প্র.]।

৪=[সি]—বি. পুকুর, বাঁধ ॥ [<গাড়িয়া=যে গাড়ায় বা গর্তে থাকে]।

৫=[সি]—বিণ. অসচ্চরিত্র ॥ ই হালা গারিয়ার কথা কৈস্ না। [<গাঁড়িয়া<গাঁড়+ইয়া প্র.]।

গারিয়া পুকুর=[রং]—বি. গাড়ী পুকুর ॥ গারিয়া পুকুর্ কোন্ঠাকায়। [দেখ গারিয়া]।

গারু=[সি]—বি. পেট ॥ অত খাইয়াও গারু বরুলো না নি?

২=[ক]—বি. বদনা ॥ বাটা গারুড়া কহানে? [<গাড়<গড্ডুক সং]।

গাড় বেং=[সি]—বি. কোলা ব্যাং ॥

গাড়মেড়=[সি]—ক্রি. বিণ. অনিচ্ছা ॥ [গড়িমসি]।

গাড়ম্ গড়ম্=[সি] ক্রি. বিণ. অনিচ্ছা, দ্বিধা ॥

গাড়রা=[ঢ, নো]—বিণ. বেয়াদব, একরোখা ॥ লোক্‌টা বর গাড়রা।

২=[সি]—বি. কোলা ব্যাং ॥

গাড়লি=[সি]—বি. বেদে ॥ গাড়লি হাপের খেলা দেখায়। [গারুড়ি=বিষ বৈদ্য]।

-গারে=[রা]—অব্য. -দের (বহু ব.) ॥ এ ছাগল্ কাগারে ?

২=[পা]—বিণ. অবাধ্য, যে কথা শুনে না ॥ [<ঘাড়+ইয়া প্র.]।

গারে গর্দনায়=[সি]—ক্রি. বিণ. অবশ্যই ॥ তোমার্ গারে গর্দনায় করন্ লাগ্‌বো। [<ঘাড়ে+গরদন گردن ফা.+য় (বিভক্তি)]।

গারস্ত=[পা]—বি. গৃহস্থ ॥ গারস্ত মান্‌ষের ঘরি না থাক্‌লি কি চ'লে ? [দেখ গারসুত]।

গারেল্যা=[চা]—বিণ. পেটুক ॥ তোমার্ মত গারেল্যা হগ্‌গলে না। [গাড়া=পেট+আল+ইয়া প্র.]।

গারেল্লা=[নো]—বি. সাপুড়ে ॥ গারেল্লা হাপের বিষ্ নামায়। [< গারুড়িয়া=গারুড়ি দ্র. বাং=বিষ-বৈদ্য]।

গারো=[কুষ]—বি. বিণ. এপার ॥ [<এপার ; দেখ গার]।

২=[যং]—বিণ. বড় ॥ মাঁইও, গারো বড়াটা আনুও তকাই তোঁলো।

গারোখু=[চা]—বিণ. যে চিন্তা না করিয়া কেবল খায় ॥ তর্ মতন এমুন গারোখু আর্ দেখি নাই। [দেখ গাড়ল]।

গাড্=[কুম]—বি. গর্ত ॥ বরুর গাড়ের গাঢে বলা বহুবে। [<গাড়া<গর্ত প্রাকৃ]।

২=[রা]—বি. দেহের কোন স্থান ফুলিয়া টিবাকার ধারণ ॥ আমির্ তার্ পাঁজরে এক্‌টা গাড্ হবে। [গাঁড় <গণ্ড সং]।

গাড্ ওতুরি করা=[য]—ক্রি. কথা না শুনা ॥ গার্ ওতুরি করিস্ না, যা কৈ তাই কর্। [<ঘাড়+ওতুরি ; ওতর< উত্তর+ই স্বার্থে=ঘাড় বাঁকা করিয়া উত্তর দান]।

গাড় করা=[সি]—ক্রি. তর্ক করা ॥ [ঘাড় করা]।

গাড় কাড়া=[কুষ]—বিণ. নির্লজ্জ, বেহায়া ॥ গার্‌কাড়া মাইন্‌ষের লাজ্ নাই। [ঘাড় কাটা]।

গাড় কুপেটি=[সি]—বিণ. পেটুক ॥ তুমি পুরা গার্‌কুপেটি। [<গাড়া +কু +পেটি=পেটুক]।

গাড় গুঁজা=[যং]—বিণ. যাহার ঘাড় কুঁজো ॥ হেইতে গার্‌গুজা ঐখা আছে। [<ঘাড়+গুঁজা]।

গাড় গুর্=[সি]—বি. ঘাড় গর্দান ॥ [<ঘাড়+গুর (অনু:)]।

গাড়দনা দেওয়া=[পা]—ক্রি. ঘাড়ে ধরিয়া ধাক্কা দেওয়া ॥ [<গরদন گردن ফা,+আ প্র.+দেওয়া]।

গাড়দম্=[রা]—বি. ছেলেদের এক-প্রকার খেলা ॥

গাড়দার্=[ঢ়]—বি. বালিশ ॥ [গির্দা <গির্দবালিশ گردبالش ফা. ; গির্দ گرد ফা.<গোলাকার]।

গাড়দি=[ম]—বিণ. বোকা ॥ তুই এক্‌টা গার্‌দি গাধা আছ্ কি। [তুং গদ্‌দা হিং=মোটাসোটা, কর্মঠ]।

গাড়দিক্ খাওয়া=[ক]—ক্রি. গাড়খানায় খাওয়া ॥ [গাড়া=গর্ত+দিকে]।

গাড়পাহি=[ম]—বি. গলাধাক্কা ॥ চোর্‌ডারে কইয়া গার্‌পাহি খাইয়া দ্যাও। [<ঘাড় পাকি]।

গাড়ফ্ গারা=[সি]—ক্রি. কোথাও পড়িয়া থাকা ॥ আমির্ ফিরাক্ গাড়ফ্ গাইছেন্।

গাড়বেহা=[যং]—বিণ. ঘাড় বাঁকা ॥ দুক গার্‌বেহায় [illegible] [illegible]। [<ঘাড়+বাঁকা ; দেখ গাড় ব্যাকা]।

গাড়বেঁহি=[যং]—বি. যে স্ত্রীলোকের ঘাড় বাঁকা ॥ [<ঘাড়+বেঁকি<বাঁকা +ই প্র.]।

গাড়ব্যাকা=[ম]—বিণ. একগুঁয়ে ॥ তুমি তো বর গার্‌ব্যাকা ঐস। [দেখ গার্‌বেহা]।

গাড় মারা=[যং]—ক্রি. ব্যভিচার করা, অথবা খারাপ করা ॥ তোর্ গার্ মারিম্ এলায় জানিস্। [< গাঁড় মারা]।

গাড়মোটা=[পা]—বিণ. অকর্মণ্য ॥ তুই দেহি গার্‌মোটা মানুষ্। [ঘাড় মোটা]।

গাড়মোরা=[পা]—বি. গলাধাক্কা ॥ [<ঘাড়+মোড়া (মোচড়ান অর্থে)]।

গাড়রো=[পা]—বিণ. বিপথ গামী ॥ [< গুমরাহ<গুম گم আং+রাহ্ راہ ফা.]।

গালা=[কুষ]—বি. দিক ॥ এই গালা দিয়া আয়।

২=[সি]—বি. নিকট, কিনারা ॥ আমার্ গালাত্ থাক্। [গাল+আ প্র.]।

৩=[রা]—বি. শস্যাদি ॥ গালামাল বিক্‌রি কর্‌বু না। [<গল্লঃ غله আং]।

৪=[সি]—বি. আলকাতরার সঙ্গে মিশাইবার শক্ত উপাদান বিশেষ ॥

৫=[ব]—বি. গলা ॥ গালা কাঁইরাম্ কাঁ্যা। [<গলা]।

৬=[পা]—বি. অতি নরম কাদা ॥ [<গেলা=গিল্ কিংবা<গিল্ گل ফা+আ প্র.]।

৭=[চা]—বিণ. নরম ॥ গালা কাডার্ খাইতে ভালা। [গলা কিংবা গেলা =গিল্]।

৮=[চা]—বি. খেপলা জালের শিসের কাঠি ॥ জালার্ মানু-আইছেন্।

৯= ; নদীর জলের কিনারার ভূমি ॥

১০=[চা]—বি. খোঁয়ার [illegible] [illegible] [illegible] [illegible] ॥ [illegible] [illegible] [illegible] গেছে।

১১=[চা, ফ]—বি. ধান ইত্যাদির আড়ত ॥ গালায় বহু মাল্ আসে। [< গোলা হিং; <গোল সং]।

১২=[সিং]—বি. সিং টেংরা প্রভৃতি মাছের কাঁটার আঘাত ॥ হিঙির্ গালাত্ বর বিশ্।

১৩=[পা]—বি. পিঁয়াজ ॥ কাচ'। গালা খালে শর্দি শুকায়।

১৪=[চা]—বি. লৌহ শলাকার অগ্রভাগ ॥ নালের্ গালাডা বাইঙা গেসে।

গালা কাব্‌রি=[রং]—বি. কাকুতি মিনতি ॥ তোক গালা কাব্‌রি করি কঁও এ কতাটা কাকো কছ্ না।

গালা দেওয়া=[সি]—ক্রি. কাঁটা-ফুটানো ॥

গালানো=[খু]—ক্রি. সর্বনাশ করা ॥ শে কাপড়া গালাইসে।

গালাবায়=[সি]—ক্রি. বিণ. নিকটে ॥ হেতো আমার্ গালাবায়ঐ আয়ে না। [দেখ গালা +বাগে]।

গালা মালের্ দোকান্=[রং]—বি. মুদির দোকান ॥ [দেখ গালা ৩]।

গালা মৈয়া=[কুম]—বি. ধান মাড়াইবার সময় মাঝখানের গরুর পরের গরু ॥ দাম্‌রিটা গালা মৈয়াত্ দে।

গালাম্‌চি=[রং]—বিণ. গরুর গলায় পঁ্যাচানো দড়ি [<গলা+পেঁচি]।

গালার্=[সি]—বিণ. নিকটের ॥ এত বর কানুড আর্ গালার্ মানুশে মানেনা ॥ [গালা<গাল+আ প্র. +র সম্বন্ধে; দেখ গালা]।

গালাশি=[খু]—বি. গালের দুই পাশ ॥ [দেখ গাল্‌শি ; গাল +আশি প্র.]

২=[রা, ব]—বি. গরুর গলায় জড়ানো দড়ি ॥ [গলা+পেঁচি]।

[illegible]=[রং]—বি. গ্লাস ॥ এক গালাস্ পানি দাও। [<গ্লাস glass ইং]।

[illegible]=[রং]—ক্রি. বিণ. গলা পর্যন্ত ॥ গালা হাতে ঠাশ্যা খালে।

গালি=[রা]—বি. বাড়ির বাহিরের আঙ্গিনা ॥ মোর্ গালিতে একলা খাংগা আছে।

২=[চা]—বি. দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান ॥ মারে আমার্ গালিডা কাইট্যা গেসে। [গাল+ই প্র.]

৩=[কু]—বি. নড়াচড়া ॥

গালি দেওয়া বা বাঁধা=[ব]—ক্রি. খড়কুটার দ্বারা মাছের যাতায়ত পথ বন্ধ করা ॥

গালি মারা=[রা, ব]—ক্রি. ঘুড়ির কাত হইয়া পড়া ॥ তোর্ ঘুড়ি ভাল না শুধু গালিমারে ॥

গালিম্=[ম]—বি. গলিচা ॥ গালিম্ বিসাও। [<গলীম্ گلیم ফা.]

গালেং=[রং]—বিণ কদর্য ॥ গালেং কথা না কছ্‌তো তোরা।

গালেচ'াল্=[খু]—বি. গালভরা চাল, কথা বলিতে অসুবিধা ॥ আমার গালে-চাল, নৈলে শব্ খুলি বল্‌তাম্। [<গালে চ'উল]।

গালে মাসি যাওয়া=[খু]— ক্রি. বিস্মিত হওয়া ॥ [<গালে মাছি যাওয়া]।

গালে হাত্ যাওয়া=[পা] — ক্রি. অন্নের সংস্থান হওয়া ॥ এক্‌বেলা কাম্ না করলে গালে হাত্ যায় না যার্ তার্ আবার্ ফুটানি। [<গাল (মুখ-বিবর)+এ+হাত যাওয়া]।

গালো=[খু]—বিণ. যে বাজে গল্প করে ॥ গালোর্ কথা কেউ বিশ্বাস্ করে না। [<গাজো হিং ; অথবা গাল (গল্প)+উয়া প্র.]।

গালোই=[ব]—বি এক প্রকার মাছ ॥

গাল্=[রং]—বি. গ্রাস ॥ এক্ গাল্ খাবা না ॥ [গাল ; অর্থ প্র.]।

২=[রং, রা]—বি. অহঙ্কার, গর্ব ॥ তোর্ গাল্ ভাংগি দিম্। [<গাল্ হিং=আত্মপ্রশংসা]।

৩=[রা]—বিণ. বাজে ॥ গাল্ কথা ন কৈস। [<গালি]।

৪=[পা]—বি. দাগ, কলঙ্ক ॥

গাল্ করা=[রং]—ক্রি. অহঙ্কার করা ॥ এই কয়ডা টাকার্ লাগিই গাল্ করিস্? [দেখ গাল্২+করা]।

গাল্‌কাটা=[য]—বিণ. নির্লজ্জ ॥ লোক্‌টা একেবারেই গাল্‌কাটা। [গাল +কাটা ; তুং ঠোঁট কাটা]।

গাল্‌গোপ্‌পা=[চা]—বি. এক জাতীয় পেঁচা ॥ [গাল+গোপ্‌পা=ফোলা]।

গাল্‌চি'=[পা]—বি. মুখের দুই পাশ ॥ তোর্ গাল্‌চি'তে ওঠা কিরে? [দেখ গাল্‌শি]।

গাল্‌চে'রা=[খু]—বিণ. মোনাফেক ॥ লোক্‌টা এক্ নম্বরের্ গাল্‌চে'রা ॥ [গাল চেরা]।

গাল্‌টাড়িয়া=[রং]—বি. গালফুলা রোগ ॥ ওর গাটাড়িয়া হছে। [গাল টেরা]।

গাল্‌ধরা=[খু]—ক্রি. গলা চুলকান ॥ বুনো কচু খাতি গেলি গাল্ ধরে। [গাল+ধরা]।

গাল্‌ফুলানো=[চা, সি]—ক্রি. রাগ বা অভিমান করা ॥ বৌডা গাল্ ফুলাইয়া বৈয়া রৈসে। [গাল+ফুলানো]।

গাল্‌বল্যা=[চা]—বি. জংলী ফল বিশেষ ॥

গাল্‌লা=[নো]—বিণ. গ্রাম্য ॥ গাল্‌লা মানুষ্ কিসু মানে না। [দেখ গাও+আলা প্র.]।

২=[চা]—বি. ধানের আড়ত ॥ গাল্‌লাত্ যায়্ ধান্ আন্‌তাম্। [দেখ গালা১১]।

গাল্‌লাউ গাল্‌লাউ=[রং]—অব্য. কোন দ্রব্য ঢালিবার শব্দ ॥ গাল্‌লাউ গাল্‌লাউ করি তামান্ পানি ফেলে দিলু কেনে? [ধ্বন্যা.]।

গাল্‌লাশ্ গাল্‌লাশ্=[রং]—অব্য. কোন দ্রব্য ঢালিবার শব্দ ॥ গাল্‌লাশ্ গাল্‌লাশ্ করি পানি পড়ছে। [ধ্বন্যা.]।

গাল্‌নক্=[সি]—বিণ. পুষ্ট ॥ পুয়াউগা বর গাল্‌নক্।

গাজ্‌শি=[রা, রং, ব]—বি. দুই ঠোঁটের সংযোগস্থল ॥ [দেখ গাল্‌চি']।

গাজ্‌ সাবা=[সি]—বি. কানপট্টি ॥ গাশ্‌সাবায় চ'র্‌ দিসে।

গাশানো=[রং]—ক্রি. রাগের সহিত কামড়ানো ॥ কুকুরটা এমুন্‌ গাশায়্‌। [<গস্‌সা হিং+আনো প্র.]।

গাশামুটা=[রং]—ক্রি. বিণ. সামান্য পরিমাণ ॥ গাশামুটা করি খাও। [<গোছা মুঠা]।

গাশি নাও=[চা, কুম]—বি. লম্বা ও বড় এক প্রকার নৌকা ॥ 'আশি টেহার গাশি নাও, পাসে পৈরা যায়্‌, তরা টান্‌ দেরে'—নৌকাবাইচের গান। [<ঘাসী <ঘাস+ঈ+নাও<নৌ সং]।

গাশুরি=[পা]—বি. ঘাসের দাম ॥ [<ঘাস+উরি প্র.]।

গাশ্‌=[রং]—বি. গ্রাস, লুকমা ॥ এক্‌গাশ্‌ও খাতি পারেনি। [<গ্রাস]।

গাশ্‌তি=[পা]—বি. ছেপায়া, পিলসুজ ॥ বাতিটা গাশ্‌তির্‌ উপর্‌ রাখ্‌। [গাছা+টি=ছোট অর্থে]।

গাশ্‌শি=[পা, ফ, সি]—বি. আশ্বিন মাসের শেষ দিনের পর্ব বিশেষ ॥ গাশ্‌শির্‌ রাতে মানুশ্‌ মন্‌তর্‌ শিকে।

গাশ্‌শিরালি=[পা]—বি. খৎনার উৎসব ॥ গাশ্‌শিরালির্‌ দাওত্‌ পাইসি।

গাসাল্‌=[নো]—বিণ. পুরু ॥ বৈশের্‌ খাল্‌ খুব্‌ গাসাল্‌।

গাসা=[কুম, ক, পা]—বি. বাতিদান, পিলসুজ ॥ গাছে গাসার্‌ উপর্‌ বাত্তি রাখে। [<গাছা ; গাছ+আ স্বার্থে]।

গাসাগুম্‌=[ক]—ক্রি.বিণ. চুপচাপ ॥ তুমি যে গাসাগুম্‌ দিয়া রৈলা। [গাসা অনু:+গুম্‌ ফা.]।

গাসানো=[চট্ট, কুম]—ক্রি. গজানো ॥ ই বংগলত্‌ বৌত্ত্‌ ফুলের গাস্‌ গাসাইয়ে।

গাসাল্‌=[খু]—বি. গুড় রাখিবার মৃৎপাত্র ॥

গাসারি=[খু]—বি. গাছে উঠে যে বা গাছে উঠার মজুরি ॥ [<গাছ+আরি প্র.]।

গাসাল্‌=[ম]—বি. বাঁশের গাছের জংগল ॥ গাসাল্‌ শাক্‌ কর্‌। [<গাছ+আল প্র]।

গাসি=[খু]—বি. যে খেজুর ও তাল গাছ কাটিয়া রস বাহির করে ॥ [<গাছ+ই, ইয়া প্র.]।

২=[কুম]—বি. কাঠের তৈরী লম্বা দীপাধার ॥

৩=[নো, কুম]—বি. ছোট উকুন ॥

৪=[পা]—বি. তৃণ বিশেষ ॥ গাসি গাস্‌ পানিত্‌ পচি' যায়্‌।

৫=[কুম]—বি. মাজা, কোমর ॥

৬=[খু]—বি. ভাও ॥ গাসি গুলো কি হল ?

গাসিক্‌=[ম]—বিণ. অনেক পরিমাণ ॥ গাসিক্‌ টাকা চু'রি হল। [< গাছি (=গাছা)+ক স্বার্থে]।

গাসুড়ে=[খু]—বিণ. যে গাছে উঠিতে পারে ॥ একুম্‌ গাসুড়ে খুব্‌ কম্‌ আসে। [<গাছ+উড়ে প্র.]।

গাসুয়া [ম]—বিণ. যে গাছে উঠিতে পটু ॥ [<গাছ+উয়া প্র.]।

২=[কুম]—বি. টাকী জাতীয় এক প্রকার মাছ ॥ আংগ দ্যাশে গাসুয়া মাস্‌ খায়্‌ না।

গাসে=[পা]—বি. নৌকার পালের উপরের দিকের দৈর্ঘ্য ॥ বাদাম্‌ ক হাত্‌ গাসে ? [<গাছে]।

গাসে আম্‌, বিলে শোল্‌=[ম]—বি. সুদূর পরাহত আশা ॥ গাসে আম্‌ বিলে শোল্‌, তুমি মনে মনে টক্‌ খাওয়ার্‌ শপন্‌ দেখ। [<গাছে আম+বিলে+শৌল<শকুল সং]।

গাসে মাসে=[সি]—বিণ. অসম্ভব ॥ শে গাসেমাসে কথা কয়্‌। [গাছে মাছে]।

গাসের্‌ আগ পানি=[ম]—বি. নারিকেল জল ॥ 'এক দেশ দেখ্যা আইলাম্‌ গাসের্‌ আগ পানি।' [গাছের+আগে <অগ্রে+পানি <পানীয় সং]।

গাসলো=[খু]—বি. পাত্র ॥ এক্‌ গাসলো পানি আনুক্তো।

গাসো বুত্‌=[খু]—বিণ. যে গাছে গাছে থাকে ॥ বেয়েডা গাসো বুত্‌ হয়্‌সে। [<গাছ+ইয়া প্র.+ভূত]।

গাস্‌=[ব]—বি. ফুলের খনি ॥ গাসের্‌ ত্যাল্‌। [<গাছ]।

গাস্‌ অওয়া=[ম]—ক্রি. কোন ধারণা বদ্ধমূল হওয়া ॥ তোমার্‌ মন দেখি হেই কতা গাস্‌ ঐ গেসে। [< গাছ হওয়া]।

গাস্‌কড়ি=[পা]—বি. ফল বিশেষ ॥ আহ, গাস্‌কড়ি দিয়ে খেলা করি। [<গাছ+ কড়ি]।

গাস্‌কুরাইল্যা=[চা]—বি. পাখী বিশেষ ॥ গাস্‌ কুরাইল্যায়্‌ গাস্‌ কাডে। [গাছ+কুড়াল+ইয়া প্র.]।

গাস্‌কুরুল্‌=[ম]—বি. কাঠঠোকরা পাখী ॥ গাকুরুল্‌ গাসের্‌ ফোকরে বাশা বান্‌দে। [দেখ গাস্‌কুরাইল্যা]।

গাসখেল্‌=[ফ]—বি. হাডুডু গোল্লাছুট ইত্যাদি খেলা ॥

গাস্‌চু'লা=[চট্ট]—বি. চুল ॥ এখনও গাস্‌চু'লা ন ফেলি পোয়া বাইরে নিলি ?

গাস্‌তলা [চা, কুম]—বি. চৈত্র সংক্রান্তি ও নূতন বৎসরের প্রথম দিনের হিন্দু মেলা বিশেষ ॥ [<গাছ তলা]।

গাস্‌ তরমুজ্‌ [ম]—বি. পেঁপে ॥ [<গাছ+তরমুজ <তরবুয্ تربوز ফা.]।

গাস্‌তে পড়া [ম]—ক্রি. আশ্চর্য হওয়া ॥ আমার্‌ কথা শুনে গাস্‌তে পলে নাকি ? [গাছ+তে=থেকে+পড়া]।

গাস্‌দাইরা [চা]—বি. একপ্রকার খেলা ॥ [<গাছ+দাঁড়+ইয়া প্র.]।

গাস্‌না [ম]—বি. বড় ভাণ্ড ॥ গুড়ের্‌ গাস্‌না।

গাস্‌ পাগ্‌লা [খু]—বিণ. অবিবেচক ॥ তুই এট্টা গাস্‌ পাগ্‌লা। [গাছ পাগলা]।

গাস্‌ বাওয়া [ম]—ক্রি. বৃক্ষে আরোহণ করা ॥ বাবু গাস্‌ বাইতে বেশ্‌ পটু। [<গাছ+বাওয়া<বাহা]।

গাছ্ বেফারি=[কুম]—বি. মালিক, মাঝি ॥ গাস্ বেফারিরা বৈডা দরে। [গাছ+বেপারী<ব্যাপারী]।

গাছ্‌মুড়ি=[পা]—বি. কাঁচা লঙ্কা ॥ এক্লের গাস্‌মুড়ি আইনো। [<গাছ+মুড়ি]।

গাছ্ মোরগ্=[পা]—বি. শকুন ॥ গাস্ মোরগ্ মরা খায়। [<গাছ+মোরগ < মুর্গ مرغ ফা.]।

গাছ্‌লা [নো]—বি. টাকি মাছের মত মোটা একপ্রকার মাছ ॥

গাছ্‌লিন্=[চট্ট]—বি. খণ্ড খণ্ড কাঠ ॥ [<গাছ+লিন প্র.]।

গাছ্‌সমূহ্=[চট্ট]—বি. গাছ গুলি ॥ ইবা গাস্‌মূন্ বহু জীবন্। [<গাছ+গুলিন প্র.]।

গাছুয়া=[চট্ট]—বি. গাছটা ॥ গাস্‌সুয়াত্ বৌড় আর্ ধৈর্‌গে। [<গাছ+উয়া=টা]।

২=[ম]—বিণ. যে অনায়াসে গাছে উঠা নামা করিতে পারে॥ [<গাছ+উয়া প্র.]।

গাহাক্ [বং চা]—বিণ. খরিদ্দার, ক্রেতা ॥ দোকানে গাহাক্ আসেছে। [<গ্রাহক]।

গাহান্=[পা, ম]—বি.গান ॥ আইতে গাহান্ হইনুবার্ গেসিলাম্। [<গান]।

গাহি=[পা]—ক্রি, বিণ. পছন্দ, গ্রাহ্য, মান্য॥ আমি এত করে বুঝাই তবু আমার্ কথা হে গাহি করে না। [<গ্রাহি<গ্রাহ্য]।

গাহিচান্=[মা]—বিণ. খুব বেশী ॥ গাহিচান্ মাছ্ হৈয়্যাছে। [< গন্‌জান گنجان হিং]।

গি

গি'ষ্যাবাশ্=[চট্ট]—বি. গার্হস্থ্য জীবন, সুখের সংসার ॥ [<গৃহিজীবন]।

গি'য়েত্=[কু]—বি. প্রতিবেশী, একই সমাজের লোক ॥ সেলের্ বিয়াত্ গিয়েত্ খাওয়াতি হবে। [<জ্ঞাতি]।

গিগম্=[কুম,নো]—বি. ধান বিশেষ ॥ গিগম্ দানের্ মুরি বেশ্ বালা।

গিচ'গিচ'া=[সি]—বিণ. ঘন ॥ [< ঘেঁষা ঘেঁষা]।

গিচ'গিচি'=[ম]—বিণ. লাগালাগি ॥ [<ঘেঁষাঘেঁষি]।

গিচি'মিচি'=[সি]—বিণ. অপরিষ্কার ॥ [অনু.]।

গিচ্'=[সি]—ক্রি. বিণ. ঘন ॥ অত গিচ্ করি গাস্ লাগাইস ক্যা। [<ঘিঞ্জি]।

গিচ্'গ্=[চা]—বি. মার্বেল খেলার গর্ত ॥ এরি (পায়ের গোড়ালি) দিয়া আগে এক্‌টা গিচ্'গ্ বানা।

গিজ্‌জা=[বং]—বি. গর্জন ॥ মানুষির্ সাথে গিজ্‌জা করিশ্ কেনে? [< গর্জন]।

গিজ্‌জা গিজ্‌জি—[বং]—বি, তর্জন গর্জন ॥ কিসের অত গজ্‌জা গিজ্‌জি। [<গর্জাগর্জি]।

গিজ্‌জি=[বং]—বি. গর্জন ॥ কিসের্ এত্তো গিজ্‌জি করিশ্। [দেখ গিজ্‌জা।

গিষ্‌গিষি=[চট্ট]—বি. দাঁত খিঁচাইয়া কথা বলন ॥ হেতার্ এক্ গিষ্ গিষিয়ে বেবাক্ চুপ্। [অনু. ; তুং খিচিমিচি]।

গিষ্‌গিষ্ করা=[নো]—ক্রি. রাগে উত্তেজিত হওয়া ॥ হিতে রাগে গিষ্ গিষ করতাসে। [অনু.]।

গিট্টু দেওয়া=[চা]—ক্রি. মনে রাখা ॥ আমার্ কতাডা গিট্টু দিয়া রাখ্, এক্‌দিন্ কামে লাগ্‌ব। [<গিঁট দেওয়া]।

গিট্‌গিটে=[বং]—বি. খুব বেশী গোলমাল ॥ খালি গিট্‌গিটে করি বাড়ি মাবু ॥ [অনু. ; তুং খিটিমিটি]।

গিট্‌গিট্ করা=[বং]—ক্রি. ছোটাছুটি করা ॥ ছাওয়াগুলা তোম্‌রা অত গিট্‌গিট্ কর্‌বার্ ধর্‌ছেন্ কেনে? [অনু.]।

গিট্টা=[চট্ট]—বি. গাঁট ॥ গিট্টা ন খোলে। [গিঁট ; অর্থ প্র]

গিট্টু=[কুম]—বি. গিট ॥ আইটাত্ গিট্টু দে ॥ [দেখ গিট্টা]।

গিটনু দেওয়া=[চা]—ক্রি. মনে রাখা ॥ কতা কিন্তু গিটনু দিশ্। [< গিঁট+নু প্র.+দেওয়া]।

গিটনু রাখা=[চা]—ক্রি. গোপন রাখা ॥ কতাগুলি পেডের মৈদ্যে গিটনু রাহিশ্। [দেখ গিটনু দেওয়া]।

গিঠুয়া=[মা]—বিণ. যাহা গিঁঠে ভরা ॥ গিঠুয়া বাশ্। [<গিঠ+উয়া প্র.]।

গিড্=[কুম]—বি. গিরা, গিঁট ॥ [<গিঁঠ<গ্রন্থ সং]।

গিড্‌গিডি=[বং]—বি. অনেক লোকের একত্র সমাবেশ বা জড়াজড়ি ॥ [অনু.]।

গিড়া=[পা]—বি. বাঁশের তৈরী বেড়া ॥

গিত্তন্=[কুম]—ক্রি. গ্রথন, গাঁথন ॥ মালাডা বালা কৈরা গিত্। [<গাঁথন<গ্রথন সং]।

গিত্তা=[পা]—বি. পাখি বিশেষ ॥ গিত্তাডা কোন কামের্ না।

গিত্তা=[খু,ক,পা]—বি. শামুক বা ঝিনুকের মাংস ॥ হাঁসে শামুকের্ গিত্তা খাইতে ভালবাসে।

গিতা করা=[ব]—ক্রি. বিরক্ত করা ॥

গিতান্‌=[রা]—বি, বাড়ির কর্ত্রী ॥ তনদিনি গিতান্ কি কৈচে ? [< গৃহস্থ+আনী প্র. স্ত্রীলিঙ্গে ; দেখ গিত্‌তানি]।

গিতান্‌=[ব রা]—বি. গৃহিণী [দেখ গিতান্ +আন প্র.]।

গিতুয়াল=[সি]—বি. গায়ক, সুরশিল্পী ॥ [<গীত+উ +আল প্র.]।

গিত্যা=[ফ]—বি. পেটুক ॥ গিত্যার্ মত খাইস্ না।

গিত্যান্‌=[রা]—বি. গৃহকর্ত্রী ॥ গিত্যান্ ভালা হলে বৌ ঝিও ভালা হয়্। [দেখ গিতান্]।

গিত্‌গিত্‌=[বা]—ক্রি.বিণ. অস্বস্তিবোধ, গা বমি বমি ॥ ময়লা দেখ্‌লেই আমার্ গা গিত্‌গিত্ করে। [অনু.]।

গিত্‌তাইন্‌=[ম]—বি. গিন্নি ॥ গিত্‌তাইন্ বাবির্ বিত্‌রের্ শোবা। [দেখ গিতান্]।

গিত্‌তানি=[রং]—বি. গৃহিণী কর্ত্রী ॥ ঘরর্ গিত্‌তানি গেলো কোনেং [গিতান্ দেখ]।

গিধাইন্‌=[রা]—বি. গৃহিণী, কর্ত্রী ॥ গিধাইন্ না হলে কি সংসার্ চলে ? [দেখ গিতান্]।

গিধান্‌=[রা]—বি. শাশুড়ী ॥ তোমার্ গিধান্ আছেনি ? [দেখ গিতান্]।

গিধ্যান্‌=[রা]—বি. গিন্নি, গৃহিণী ॥ বাড়ির্ গিধ্যান্ বাড়ির্ লক্ষ্মি। [দেখ গিতান্]।

গিদরের্ বাচ্‌'চা=[চা]—বিণ. শুকরের বাচ্চা ॥ কিরে বেডা গিদরের্ বাচ্চা। [গীদড় হিং+এর+বাচ্চা ; দেখ গিদর্৩=শূকর]।

গিদর্‌=[ব]—বিণ. নোংরা ॥ তুই বড় গিদর্। [<দেখ গিদর্৩; অর্থপ্র.]

২=[সি]—বি. ফুটানো জলের উপরের ময়লা ॥ [পূর্বে দেখ ;অর্থ প্র.]।

৩=[ম]—বি. শূকর ॥ [গীদড় হিং=শিয়াল : অর্থ প্র.]।

গিদা=[ব]—বি. অহংকার ॥

গিদার্‌=[বা]—বিণ. অপরিচ্ছন্ন, নোংরা ॥ ঐ বাবির্ বৌডা গিদারের্ বাপা। [দেখ গিদর্৩]।

২=[রং]—বি. উল্লাস, অহংকার ॥ গিদারে ফাটি পড়্‌সে। [দেখ গিদা]।

৩=[পা]—বি. বি. শূকর ॥ গিদারের্ পাল্। [দেখ গিদর্৩]।

গিদালি=[রং]—বি. গায়কী ॥ তুমি বড় গিদালি। [<গীতাল+ই প্র. ; দেখ গিদাল্]।

গিদাল্‌=[রং]—বি. গায়ক ॥ তোর্ মত গিদাল্ ভাত্ পায় না। [<গীতাল <গীত+আল প্র.]।

গিদেড়্‌=[খু]—বিণ. অসভ্য, নোংরা ॥ গিদেড় লোক্‌কে সবাই ঘিনা করে। [দেখ গিদর্৩]।

গিদ্যার্‌=[পা]—বি. শূকর ॥ গিদ্যার্ কর্‌বার্, কেম্‌নে এই কাম্ কর্‌লি ? [দেখ গিদর্৩]।

২= [রা]—বি. অহংকার ॥ গিদ্যার্ কৈর‍্যা পার্‌লি। [দেখ গিদার্২]।

৩=[রা]—বি. ভান ॥ সব্ কিছুতে গিদ্যার্ খাটবে না। [পূর্বে দেখ]।

গিদ্যার্ করা=[রা]—ক্রি. পোশাকের বাহার চলনের ঢং কথার বাহাদুরী ইত্যাদি দেখানো। [দেখ গিদ্যার্২]

গিদোর্‌=[পা]—বি. শুয়োর, গালি বিশেষ ॥ [দেখ গিদর্৩]।

গিদ্‌=[পা]—বি. মেয়েদের গান ॥ [<গীত]।

গিদ্‌গিদাইয়া উঠা [নো]— ক্রি. রাগে গো গো করা ॥ [অনু.]

গিদ্‌দ [রা]—বি. ছোট ছেলে, শিশু সন্তান ॥ [গেদা হিং]।

গিদ্‌দা=[রা]—বি. কোলবালিশ, গদি ॥ গিদ্দা না হলে মোর্ নিন্ হয় না। [<গির্দা ফা.]।

গিদ্‌রামি=[চা]—বি. নোংরামি ॥ এত গিদ্রামি করস্ কেন্ ? [দেখ গিদর্৩ +আমি প্র.]।

গিদেড়্‌=[খু]—বি. নোংরা, অপরিষ্কার ॥ [দেখ গিদর্]।

গিধ্‌নি=[রা]—বি. মেয়েদের গালি বিশেষ ॥ [দেখ গিধ্‌মি]।

গিনাপিত্‌=[কুম]—বি. ঘৃণা ॥ গিনাপিত্ নাই। [<ঘৃণা+পিত্ত]।

গিন্‌=[নো]—বি, অশ্রদ্ধা, ঘৃণা ॥ তার্ গিন্ হিত্যা কিছুই নাই। [< ঘিন<ঘৃণা]।

গিন্‌গিনা=[বং]—বি. ছোট মাছ বিশেষ ॥ গিন্‌গিনা মাছ্ কাঁয় খাবে। [অনু.]।

গিন্‌চি' গিন্‌চি'=[চা]—ক্রি. বিণ. ঘন ঘন ॥ কৈছ্' চা'য়া পুলি এত গিন্‌চি' গিন্‌চি' কৈর‍্যা কৈস্ না।[অনু.]।

গিন্‌ঝাঝারা=[ম]—বিণ. খুব ঘন ॥ খেতে গিন্‌ঝাঝারা ধান্ ঐলে। [< গিনজি<গন্‌জান্ হিং+ঝারা]।

গিন্‌দাল্‌=[রং]—বি. গায়ক ॥ [< দেখ গিদাল্]।

গিন্‌দি গিন্‌দি=[ক]—বিণ. ছোট ছোট ॥ গিন্‌দি গিন্‌দি পোলাপান্ কথা উচি'ত্ নয়। [<গেদা হিং+ই প্র. হ্রস্বার্থে আগম]।

গিন্‌নপিত্‌তা=[চা]—বি. মান অপমানজ্ঞান ॥ লোক্‌টার্ গিন্‌নপিত্‌তা নাই। [<ঘৃণা+পিত্ত ; [দেখ গিনাপিত্]।

গিন্‌না=[চা]—বি. ঘৃণা ॥ [<ঘৃণা]।

গিন্‌না পিন্‌না=[সি]—বি. ঘৃণা ॥ [<ঘৃণা+পিনা ; অনুঃ]।

গিন্‌নি=[চা]—বি. কপিকল ॥ গিন্‌নি বাইন্‌দা পাল্ তোল্।

গিন্‌নি গিন্‌নি [রা]—বিণ. ছোট ছোট ॥ [দেখ গিন্‌দি গিন্‌দি]।

গিন্‌নিতাবা=[পা]—বি. হস্তক্ষেপ ॥ সব্‌কামে তোমার গিন্‌নিতাবা করা চাই। [<গৃহিণী+তাবা ; অর্থাৎ গৃহিণীর মত করা]।

গিন্‌পিত্‌=[কুম]—বি. ঘৃণা ॥ হেতার্ অহংকরেই গিন্‌পিত্ নাই। [<ঘৃণা+পিত্ত ; দেখ গিনাপিত্]।

গিন্‌পিত্‌তি=[ফ]—বি. সঙ্কোচ, চক্ষুলজ্জা ॥ মাইয়াউগ্‌র এক্‌কেরে গিন্‌পিত্‌তি নাই। [দেখ গিন্‌পিত্তি]।

গিপোল্‌লা=[পা]—বি. একপ্রকার তরকারী ॥

গিফত্‌=[কুম]—বি. পরের বদনাম ॥ [<গীবত غيبت আং।]

গিবি=[ঢা.]—বি. বন্ধক ॥ আমার্‌ যমিটা গিবি দিসি। [গিরবী হিং< ফা.]।

গিব্‌বত্‌=[চট্ট]—বি. বদনাম ॥ আম্‌রা গিব্‌বত্‌ ন গরি। [<দেখ গিফত্‌]।

গিব্‌বা=[ঢা]—বি. বিঘত, বৃদ্ধাঙ্গুলী হতে তর্জনী পর্যন্ত মাপ ॥ এক্‌ গিব্‌বা হতা দে। [<বিঘৎ বর্ণ বিপর্যয়]।

গিমা=[দি, রা, ঢা. কুম]—বি, হেলেঞ্চা জাতীয় তিক্ত শাক ॥ গিমা শাক্‌ পোয়াতির্‌ খুব্‌ উপ্‌কারি। [<গ্রীষ্ম+আ-প্র. (গ্রীষ্মকালে জন্মে এইরূপ)]।

গিমার্‌=[রা]—বি গরম, উষ্ণ আবহাওয়া ॥ গিমার্‌ লাগিছে, পাখা নিয়ে আয়্‌। [<গ্রীষ্ম+আর প্র.]।

গিমি হাগ্‌=[কুম]—বি. একপ্রকার তিক্ত শাক ॥ পেডের্‌ অশুখে গিমিহাগ্‌ খুব উপ্‌কারি। [দেখ গিমা +শাক; দেখ গিমে শাক্‌]।

গিমে কুম্‌রা=[য, খু]—বি. কুমড়া বিশেষ ॥ গিমে কুম্‌রা খেতে হয়্‌। [দেখ গিমা+কুমড়া]।

গিমে শাক্‌=[খু, য]—বি, একপ্রকার তিক্ত শাক ॥ [দেখ গিমি হাগ্‌]।

গিম্‌শান্‌=[রং]—ক্রি. গরম লাগা ॥ এত গিম্‌শায়ছে কেনে? [গিম্‌শ <গ্রীষ্ম+আনো প্র.]।

গিম্‌হা=[রা]—বি, গিঁট, চাক্‌কা ॥ ডিমে গিম্‌হা বেঁধে গেছে।

গিয়ব্‌ [চট্ট]—বি, একপ্রকার গাছ ॥

গিয়াত্‌ [পা]—বি. ভোজ ॥ তারা ব্যাহুটা গিয়াত্‌ খাওয়াবো। [<জ্ঞাতি; অর্থ প্র.]।

গিয়ান্‌=[ফ, য]—বি. মন্ত্র, জ্ঞান ॥ এই ওঝার্‌ গিয়ানেই বিষ্‌ নাম্‌সে। [<জ্ঞান; অর্থ প্র.]।

গিয়ান্‌ করা [পা]—ক্রি. মন্ত্র দ্বারা বশীভূত করা ॥ সেলেটা মেয়েটাকে গিয়ান্‌ কৈরা লৈয়া বাগ্‌সে। [দেখ গিয়ান্‌]।

গিয়াস্‌তা=[রং]—বিণ. জ্ঞাতি ॥ গিয়াস্‌তা বাড়িত্‌ বেরাতি আয়্‌। [< জ্ঞাতি]।

গিয়াহারি=[সি]—অস. ক্রি, গিয়া, পৌঁছিয়া ॥ হে হিখান গিয়াহারি বৈল। [গিয়া সারিয়া]।

গিয়্যাত্‌=[পা]— বি, সমাজ ॥ [< জ্ঞাতি]।

গিরত্‌=[কুম, নো]—বি, গৃহস্থ ॥ গিরতের্‌ খেতে না ঐলে কেও পায়্‌ না। [<গৃহস্থ]।

গিরন্‌=[ঢা, বা]—বি, গ্রহণ ॥ আইয়্‌ সূয্যে গিরন্‌ লাগ্‌ব। [<গ্রহণ]।

গির্‌দি=[পা]—বি, বন্ধক ॥ [< গিরবী گروی ফা.]।

গিরস্‌=[চট্ট]—বি, চাষা ॥ আম্‌রা ঐলাম্‌ গিরস্‌ মানুষ্‌। [<গৃহস্থ]।

২ =[সি]—বি, মালিক ॥ এই গরুডার্‌ গিরস্‌ কেবে? [পূর্বে দেখ]।

গিরস্‌তি=[কুম]—বি, কৃষিকাজ ॥ এই বার্‌ গিরস্‌তিতে লোক্‌শান্‌ গেসে। [<গৃহস্থী]।

গিরাও=[সি]—বিণ, দুর্মূল্য ॥ আইয়্‌ মাস্‌ খুব গিরাও। [<গির্‌াঁ گران ফা.; অর্থ প্র.]।

গিরা=[ঢা, কম, নো]—বি. গিঁট, গ্রন্থী। [গিরহ گره ফা.]।

২ =[নো]—বি, লুংগি ॥

গিরাটা=[ঢা]—বি. ঘেরাও ॥ [ঘেরা +টা প্র.]।

গিরাটি=[ফ]—বিণ. বাঁশের তৈরী ॥ গিরাটি গর্‌ ॥ [দেখ গিরাটা]।

গিরানি=[চট্ট]—বিণ. দুষ্প্রাপ্য ॥ [দেখ গিরাও]।

গিরানি=[সি]—বি. নিন্দা ॥ পরের্‌ গিরানি বালা নায়্‌। [<গিলানি< গিলহ্‌ گله ফা.+নি প্র.]।

গিরানো=[সি]—ক্রি. বিদ্রূপ করা ॥ তারে তুমি অত গিরাও কেনে? [দেখ গিরানি; আনো প্র.]।

গিরান্‌=[রং]—বিণ.গৃহস্থের তৈরী ॥ এগুলা গিরান্‌ তাংকু। [<গৃহ+আন প্র.]।

গিরাপি=[কু]—বি. নোঙ্গর ॥ [< গরপ হিং+ই প্র.]।

গিরাম্‌=[পা]—বি. গ্রাম ॥ [< গ্রাম]।

গিরি=[রং, চট্ট]—বি. গৃহী, ঘরের মালিক ॥ টিপ্‌ ন বুঝে টাপ্‌ ন বুঝে তে কি গিরির্‌ মাইয়া (চট্ট)? [<গৃহী <গৃহ+ঈ প্র.]।

২ =[নো]—বি, গৃহস্থ পরিবার ॥ এই বাড়িত্‌ ক গিরি আসে। [পূর্বে দেখ]।

গিরিআলা=[ঢা]—বি. বাড়িওয়ালা ॥ [<গৃহ+ওয়ালা প্র.]।

গিরিং রাঙা শাইল্‌=[চট্ট]—বি, ধান বিশেষ ॥ [<গৃহ+রাঙা+শালি (ধান)]।

গিরি গিতান্‌=[ব]—বি. গৃহিণী ॥ বাড়িব্‌ গিরি গিতান্‌ নাই। [গৃহ+গৃহস্থ +আন প্র.]।

গিরি গিরস্‌=[সি]—বি. গৃহস্থ ও গৃহিণী ॥ ই গরর্‌ গিরিগিরস্‌ নাই নিরে? [<গৃহী+গৃহস্থ]।

গিরিফ্‌ত=সি]—বিণ.মন্দ দশা ॥ তার্‌ আযত্‌ গিরিফ্‌ত ঐ গেসে।

২=[চট্ট]—বি. গ্রেপ্তার ॥ চোঁর্‌ গিরিফ্‌ত হৈয়ে। [<গিরিফ্‌ত گرفت] ফা।.

গিরিমন্‌ডল্‌=[ফ]—বি. চুক্তি, আটক ॥ এই বাগা কি তোমার্‌ গিরিমন্‌ডল্‌ নিহি যে আর্‌ কেহর্‌ বৈতে পার্‌বো না? [<agreement ইং]।

গিরিমিটি=[সি]—বি. কোলাহল ॥

গিরি মিরি=[য]—বি. শলাপরামর্শ, যুক্তি ॥ কি গিরিমিরি কর্‌লা তোম্‌রা? [<গিরিমেট<agreement ইং; অর্থ. প্র.]।

গিরিমিল্‌টি=[পা]—বি. চুক্তি ॥ তোমার্ শাথে আমার্ কোন গিরিমিল্‌টি নাই। [দেখ গিরিমিরি]।

গিরিম্=[রং]—অব্য. শব্দ বিশেষ ॥ গিরিম্ করি পানিত্ ফাল্ দি পড় কেন্? [<গুড়ম; অনু.]।

গিরিম্‌বাযি=[ম]—বি. গুণ্ডামী ॥ [<গরম+বাজি প্র.]।

গিরিস্=[কুম]—বি. গৃহস্থ ॥ এখন গিরিসের্ শুখ্ নাই। [<গৃহস্থ]।

গিরু=[কুম]—বি. গিঁট, বাঁশের গাঁট ॥ পটাশ্ কৈরা বাঁশের্ গিরু ফুটসে। [<গিরহ্ گره ফা.]।

২=[ম]—বি. হাঁটু ॥ বল্ খেলাই গিরুত্ দুখ্ পাইসি। [পূর্বে দেখ]।

গিরেমন্=[খু]—বি. বুদ্ধিমান ॥ তোর্ মতন্ গিরেমন্ আর্ দেখিনি। [< গ্রন্থি সং+মন (যে মনে গ্রন্থি অর্থাৎ বুদ্ধি আছে)]।

গিরো=[সি]—বি. বন্ধক ॥ আব্‌সরা গিরো দিয়া এক্‌শো ট্যাকা পাইসি। [গিরও گرو ফা.]।

গিরোন্=[ফ]—বি. চন্দ্র বা সূর্য গ্রহণ ॥ গিরোনের্ শময় বাত্ পানি খাইলে গিরোনি রোগ্ অয়। [গ্রহণ]।

গিরোবাজ্=[রা]— বি. কবুতরের শ্রেণী বিশেষ ॥ [<গিরি + বাজ (পাখী)]।

গির্=[ম]—বি. বাঁধন ॥ চুলের্ গির্ শক্ত না। [গিরহ্ گره ফা.]।

গির্‌কাম্=[ম]—বি. গৃহকাজ ॥ হগল্ কন্যায় গির্‌কাম্ পারে না। [গৃহ কাজ]।

গির্‌গিরা=[কুম]—বিণ. রোগা, হাড়ুডিসার ॥ বেরামে গির্‌গিরা ঐ গেসে। [দেখ গিরু; অর্থাৎ শুকাইয়া দেহের শিরাগুলি বাহির হইয়া পড়িয়াছে এমন]।

২=[রং]—বিণ. জমাটপ্রায় ॥ দুধ-কোনা বেশ্ গির্‌গিরা হছে। [অনু.]।

গির্ গিরানো=[ম]—ক্রি. রাগিয়া উঠা ॥ আমার্ কথা শুন্যা তুমি এমন্ গির্‌গিরাইয়া উঠ কেরে? [গিড়গিড় অনু. নাম ধাতু+আনো প্র.]।

গির্ গরি=[ম]—ক্রি. বিণ. ছটফট ॥ গির্‌গির্ কৈরা মৈরা গেসেগা। [অনু.]।

গির্ গির্ করা=[চট্ট, রি]—ক্রি. জ্বর-জ্বর বোধ হওয়া ॥ [অনু.]।

গির্‌যাবাশ্=[চট্ট]—বি. গার্হস্থ জীবন, সুখের সংসার ॥ [গৃহ+জীবন]।

গির্‌তাইন্=[ম, সি]—বি. গৃহিণী, কর্ত্রী ॥ ই বারির্ গির্‌তাইন্ কৈ? [গৃহস্থ+আইন প্র.]।

গির্‌তান্=[ম]—বি. কর্ত্রী ॥ শালেহাই এ বারির্ গির্‌তান্। [দেখ গির্‌তাইন্]।

গির্‌থানি=[রং]—বি. গৃহিণী, কর্ত্রী ঘরর্ গির্‌থানি গেলো কোনে? [দেখ গির্‌তাইন্]।

গির্‌দা=[চা,ম]—বি. এলাকা, অঞ্চল, গ্রাম ॥ এ গির্‌দায় আর্ তারে পাওয়া যাইব না। [<গির্দ گرد ফা.]।

২=[কুম, রং]—বি. গোলবালিশ ॥ পায়ের্ তলোত্ গির্‌দা লাগে। [< গির্দহ্ گرده ফা.]।

গির্‌ধনি=[চট্ট]—বি. গৃধিনী ॥ হক্‌কুনি গির্‌ধনি মরা খায়। [< গৃধিনী]।

গির্‌ধিন্=[ফ]—বি. গৃধিনী ॥ [দেখ গির্‌ধনি]।

গির্‌নি=[সি]—বি. পরদা ॥

গির্‌শিন্=[য,খু]—বি. একটি ধানের নাম ॥

গির্‌বাশ্=[ম]—বি. গৃহবাস ॥ হে বিয়া কর্‌যা শুখে গির্‌বাশ্ কর্‌তাসে। [<গৃহবাস]।

গির্‌বি=[সি]—বি. বন্ধক ॥ [দেখ গিরো]।

২=[চা, কুম]—বি. বন্ধকী দ্রব্য ॥ [পূর্বে দেখ]।

গির্‌মিট্=[চট্ট]—বি. চুক্তি, নিশ্চয়তা ॥ গির্‌মিট্ ন দিলে শোনা ন দেয়্। [<গিরিমেণ্ট<এগ্রিমেণ্ট agreement ইং]।

গির্‌মির্=[খু]—বি. দাঁতে দাঁতে ঘর্ষন ॥ শে রাগে গির্‌মির্ কর্‌তিসে। [অনু; তুং কিড়মিড়]।

গির্‌শি=[রং]—বি. রাগ ॥ তুই মানুশির্ শাথে গির্‌শি করছ্ কেনে? [<গুস্‌স: غصه আ:]।

গির্‌হা=[রা]—বি. বাঁধন ॥ গির্‌হা ভাল করি দেহনু। [দেখ গির্]।

গিলট্=[কুম]—বি. বাঁকা অংশ ॥ গাসের্ গিলট্ কাট্যা ফ্যালা।

গিলা=[রং]—অব্য. গুলি ॥ এগিলা এম্‌নেকা পৈড়া রৈছে? [< গুলা]।

২=[চট্ট, পা, রা, ফ, ম]—বি. তালা ॥ দুয়ারে গিলা দি বাহির্ হ।

৩=[ম, দি, রা, চা]—বি. ক্ষার গুণসম্পন্ন বনজ ফল বিশেষ ॥ [গিলে]।

৪=[কুম,ফ,সি,চা]—বি. পাকস্থলী ॥ মোরগের্ গিলা খাইতে বালা।

৫=[সি]—বি. চাকা ॥

৬=[কুম]—বি. হাঁটু ॥ গিলা তক্ পানি। [<গিরাহ্ گره ফা.=গ্রন্থি]।

৭=[দি]—বি. স্তুপ ॥

৮=[কুম]—বি. কপিকল ॥

৯=[সি]—বি. শক্ত বীজ বিশেষ ॥

১০=[চট্ট]—ক্রি. ভক্ষণ করা ॥ ভাত্ গিল্‌লায়্‌নি। [<গিলন]।

গিলাইড্‌ডা=[বা]—বি. কৃপণ। লোকটা বর্ গিলাইড্‌ডা।

গিলাগিলা=[পা]—অব্য. গলা পর্যন্ত ॥ [<গলায় গলায়]।

গিলাপ্=[খ, রা, সি]—বি. চাদর ॥ শিতে গিলাপের্ দর্‌কার্। [দেখ গিলাফ্]।

গিলাফ্=[চা]—বি. ওয়াড়, আচ্ছাদন ॥ লেপের্ গিলাফ্। [<গিলাফ غلاف আ:]।

গিলি=[ম]—অব্য. গুলি ॥ বৈশাগিলি খাইয়া যেলাইসে। [<গুলি]।

গিলু=[ম]—বি. মগজ ॥ তার্ মাথাত্ গিলু নাই। [<ঘিলু]।

গিলে=[নো, পা]—বি. তালাচাবি ॥ ঘরে গিলে লাগাও। [দেখ গিলা ২]।

গিলেকে=[খ]—অব্য. গুলি ॥ [< গুলিক]।

গিল্যা=[ফ]—বি. পাকস্থলী ॥ মুর্গির গিল্যাটা খাবো। [দেখ গিলা৪]।

২=[পা]—বি. তালা ॥ দরজায় গিল্যা লাগাও। [দেখ গিলা ২]।

গিল্যা গাওয়া=[চা]—ক্রি. পরনিন্দা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজিয়া বেড়ানো ॥ তর্ কামৈত মাইনুশের গিল্যা গাওয়া। [< গিলহ্ گله ফা.]।

গিলোটে=[সি]—বি. মাংসপিণ্ড, অকেজো শক্ত মাংস ॥ ই গিলোট্ খাইমু কিনা ?

গিল্=[চট্ট]—বি. বাঁশ বা গাছের আগা। কাক্‌রলা গাসত্ গিল্ দে।

গিল্‌কি=[সি]—বি. নিন্দা ॥ পরের্ গিল্‌কি করা বালা নায়্। [< গিলহ্ گله ফা.+কি প্র.]।

গিল্‌গাসুরি=[ম]—বি. মন্দ কথা, নিন্দা ॥ হুদাহুদি গিল্‌গাসুরি গাও কেন্ ? [দেখ কি গিল+গাসুরী অনু:]।

গিল্‌গিলা=[রং]—বিণ. অত্যন্ত পাকা ॥ [অনু.]।

গিল্‌গিল্=[পা]—অব্য. কিলবিল ॥ মাস্ গিল্‌গিল্ করসে। [গিলগিল অনু. ; তুং গিসগিস]।

গিল্‌গিল্ করা=[চা]—ক্রি. খাইখাই করা, বেশী লোভ করা ॥ গিল্‌গিল্ করস্ কেন্ ? [অনু.]

গিল্‌টাই=[রং]—বি. কড়া, ছিলিমের ছিদ্রে ব্যবহৃত গোলাকার বস্তু ॥ আগত্ গিল্‌টাইটা কেলাওতো। [গুটলি]।

গিল্‌টি=[ম]—বিণ. কৃত্রিম ॥ গিল্‌টি শোনা। [Gilt ইং]।

২=[রা]—বি. বাগতি ॥

গিল্‌ডি [চট্ট]—বি. কাঠ বিড়াল ॥ [< গিল্‌হরী হিং=কাঠবিড়ালী]।

গিল্‌তা=[সি]—বিণ. যন্ত্রণাদায়ক ॥ এত গিল্‌তা করলে বাচি কিবায়্।

গিল্‌ফি=[সি]—বি. পরচর্চা, গিল্লা ॥ মানুশর্ গিল্‌ফি করা ঠিক্ না। [< গিলহ্ گله ফা. +ফি প্র.]।

২=[সি]—বি. ঠাট্টা ॥ হকল্ শময় গিল্‌ফি করিস্ না। [দেখ গিল্‌ফি]।

গিল্‌বত=[সি]—বি. নিন্দা ॥ [গীবত غيبت আং]।

গিল্‌লটিয়া=[কুম]—বিণ. শক্ত, দুষ্ট, লোভী ॥ গিল্‌লটিয়া মাইনুশেরে কেউ দেখতো হারে না। [দেখ গলত্+ইয়া প্র.]।

গিল্‌লই=[কুম]—বি. দোষ ॥ যেতনের বিতুরে গিল্‌লই আসে। [< গলত غلط আং]।

২=[চা]—বিণ. অতিশয় লোভী ॥

গিল্‌লা=[ব, রা]—বি. নিন্দা ॥ [< গিলহ্ گله ফা.]।

২=[সি]—বিণ. ভিজা ॥ গিল্‌লা কাপড়্। [< গিলা]

গিল্‌লাগিল্‌লি=[রা]—বি. নিন্দা, কুৎসা ॥ পরের গিল্‌লাগিল্‌লি ভাল না। [দেখ গিল্‌লা ; আতিশয্যার্থে দ্বিত্ব+ই প্র. ; তুং গালাগালি]।

গিল্‌লাত্=[ম]—বি. বদনাম ॥ কারো গিল্‌লাত্ কৈর না। [দেখ গিল্‌লা]।

গিল্‌লাহ্=[চা]—বি. নিন্দা ॥ গিল্‌লাহ্ করা পাপ্। [দেখ গিল্‌লা]।

গিল্‌লি=[রা]—বি. শিরা উপশিরা ॥

গিল্‌লু=[রং]—বিণ. অত্যন্ত পাকা ॥ পাকিয়া গিল্‌লু হচে। [গিলা +উ প্র.]।

গিশ্‌শানো=[রং]—বি. রাগিয়া উঠা ॥ গিশ্‌শান্ কেনে আগোত্। [< গুসসঃ غصه আং (নাম ধাতু)+ আনো প্র.]।

গিশ্‌তান্=[চা]—বি. খাঁ খাঁ ॥ এই গিশ্‌তানড়া খাইংগা ক। [চীস্তান چيستان ফা.]।

গু

গুই=[সি]—বি. মাছ ধরার সরঞ্জাম ॥

২=[রং]—অব্য. আশ্চর্য বোধক শব্দ ॥ গুই গুই, কি লোক্। [< গু < গুহ প্রাং < গুথ সং ; তুং গুহা ছী ছী হিং]।

গুইয়া=[ক]—অস. ক্রি. গোপন করিয়া ॥ কলশটা গুইয়া রাখ্। [গুহুঅ প্রাং < গুহ্য সং+ইয়া অস.ক্রি.বিভক্তি; তুং গুহুবা হিং=গুপ্ত]।

গুইয়্‌বা=[চট্ট]—বি. গোড়া ॥ চোঁরারে বাঁশের গুইয়্‌বা বি মাহ্।

গুইট্যাচ'ালি=[চা]—বি. গোপন পরামর্শ ॥ গুইট্যাচ'ালি কৈর‍্যা আমার্ কিস্‌সুও কর্‌তে পার্‌বা না। [< গুটি সং +চালি ; গুটি=দাবাবড়ে খেলার গুটি]।

গুইট্=[সি]—বি. পাল, দল ॥ তারা গুইট্ বান্ধি আইসৈন্। [< গোষ্ঠী]।

গুইট্‌টা=[চট্ট]—বিণ. বালবিহীন, নিকৃষ্ট, রংহীন ॥ গুইট্টা মরিছ্। [< গোএঠা হিং < গোবিষ্ঠা সং=ঘুঁটে; অর্থ প্র.]।

গুইড়্‌গাল্=[কুম]—বি. গুপারী ॥ হানে গুইড়্‌গাল্ লাগে।

গুইত্যা=[ফ]—বি. আঘাত ॥ ইটের্ গুইত্যা লাগ্‌সে। [< গুতা]।

গুইত্=[চট্ট]—বি. বিনার ॥ মরিদের্ গুইত্ [গুমুদ گنبد ফা.]।

গুইদা=[পা]—বি. ছোট শিশু ॥ [< গেদা হিং]।

২=চট্ট]—বি. মাছ বিশেষ ॥

গুইলাপ=[খু]—বি. গুইলাপ ॥ গুই-

দাঁড়ের চা'মড়ায় যুতা অয়। [<গোধিকা ছুওত সং]।

গুইনাইদ্=[ম]—বি. বংশ, গোষ্ঠী ।। এক্ মনের্ দোশে গুইনাইদ্ নশ্‌ট।

গুঁইন্=[সি]—অব্য.গুলি ।। মানুশ্‌গুইন্ কৈ যায়্গি? [<গুলিন]।

গুইন্‌যা=[ঢা]—অস.ক্রি. গুঁজিয়া ।। নোযাল্‌ডা কমর গুইন্‌যা থো। [গুঁজিয়া]

গুইন্‌না=[নো]—বি. বদলি ।। আঁর্ আম্ গুইন্‌না দিসি।[<গুণ সং+ইয়া প্র.; অর্ধ প্র.]।

গুইবোরা=[ঢা]—বি. গুই সাপ ।। গুইবোরা হাপ্ খায়। [<গোহিআ বোড্ড প্রাং<গোধিকা বোড্র সং]।

গুইম্‌শি=[কু]—বি. খুব গরম ।। [গুমশি<গ্রীষ্ম+শি প্র.]।

গুইয়া=[ম]—বি. সুপারি ।। [<গুয়া <গুবাক সং]।

২=[ম]—বি. মোটা সাপ বিশেষ।। গুইয়া হাপের্ কামরে বিশ্ নাই। [<গোহিআ প্রাং<গোধিকা সং]।

৩=[ম]—ক্রি.বিণ.প্রবলবেগে।। [দেখ গুইয়া২]।

৪=[সি]—বি. গুপ্তচর ।। [গোয়িন্দা گویندہ ফা.=বাচাল, বাগ্মী; অর্থ প্র.; কিংবা গোয়েন্দহ্ گوینده ফা.]।

৫=[চট্ট]—বি. দলীয় খেলোয়াড় ।। [গুইয়াঁ হিং]।

গুইয়াপ্=[চট্ট]—বি. গুই সাপ। গুইয়াপের্ চা'মড়া দিয়েরেযোতা বানাই যায়। [<গোসাপ < গোধা সং+ সর্প সং]।

গুইয়ে বাবর্=[খু]—বি. প্লীহার অব্যর্থ ঔষধ বিশেষ ।।

গুইয়া=[রং]—বি. সুপারি ।। গুইয়া এহ্ কাড়া দেহ্ কেনে? [<গুয়া+ য়া প্র.; <গুবাক সং]।

২=[ব]—ক্রি.বিণ. প্রবলবেগে ।। লোকটি গুইয়া এদিকে আসসে। [< ঘুইয়া < ঘুরিয়া < ঘূর্ণন সং; দেখ গুইয়া৩]।

৩=[খা]—লতার মাচা বা জাংলা ।।

গুইয়া রাখা=[কুম]— ক্রি. ঢাকিয়া রাখা ।। বাত্তের্ পাইলা হরা দিয়া গুইয়া রাখ্। [ঘিরিয়া রাখা]।

গুইর‍্যা ফির‍্যা=[ঢা]—ক্রি. বিণ. ঘুরিয়া ফিরিয়া, বারে বারে ।। বাসুরুডা গুইর‍্যা ফির‍্যা হেই বারিতে ঐ আসে। [<ঘুরিয়া ফিরিয়া]।

গুইলা=[ব]—বিণ. ঘোলা ।। গুইলা পানি। [<ঘোলা]।

গুইল্যা=[চট্ট]—বি. জালে ব্যবহৃত সীসার গুলি বিশেষ ।।

২=[ঢা]—অস.ক্রি.গলাইয়া।। আমড়া গুইলা লও। [<গলাইয়া]।

গুইল্=[চট্ট]—বি. ক্ষতি ।। [গুল غل ফা.; তুং গোলমাল]।

৩=[চট্ট, ফ]—বি. কলকির পোড়া তামাক।। [< গুল گل ফা.]।

৪=[ম,বা]—বি. গোসাপ ।। গুইলে হাপ্ খায়। [<গুই< গোহিআ প্রাং. <গোধিকা সং]।

৫=[ফ]—বি. হুক্কার পোড়ার তামাক।। [দেখ গুইল্ ২]।

গুইল্‌চা'=[সি]—বিণ. অধিকলোকের সমাবেশ বা হুড়াহুড়ি ।। [<গুল্ غل ফা.+চা প্র.]।

গুইল্‌দা=[চট্ট]—বি. হৃৎপিণ্ড ।। হিতার্ গুইল্‌দা বোত্ বড় ।। [<গুর্‌দহ্ ফা.; অর্থ প্র.]।

২=[কুম]—বি. টেংরামাছ ।। গুইল্‌দা মাসর্ সালন্। [দেখ গুইল্‌লা]।

গুইল্‌দা কে'ডা=[চট্ট]—বি. বড় কাঁটা বিশিষ্ট এক প্রকার ছোট গাছ ।। গুইল্‌দা কেঁড়া ফুইড্‌লাম্।

গুইল্‌দ্যা=[চট্ট]—বি. আখের রস ইত্যাদি জাল দেওয়ার প্রকাণ্ড ও গভীর চুলা ।।

গুইল্‌লা=[চট্ট]—বি. ট্যাংরা মাছ ।। [দেখ গুইল্‌দা২]।

গুইশ্যা=[ঢা]—অস ক্রি. তুষের আগুনের মত জলিয়া ।। আমার মনের আনোল্ গুইশ্যা গুইশ্যা ওড়ে। [< ঘুষিয়া; ঘুষ ঘুষে]।

গুইসাল্=[ম]—বি. গোসলখানা ।। গুইসালে শাপন্ তৈলা শবৈ আসে। [<গুসল আং +শাল<শালা]।

গুইস্যা=[কুম]—বি. এক প্রকার জলজ আগাছা ।। আযোন্ খেতে গুইস্যা বেশি অয়।

গুও=[খু]—বি. সুপারি ।। [<গুয়া <গুবাক সং]।

গুংগর্=[ফ]—বি. মাথার ঘোমটা ।। [<ঘুঙ্গট্ হিং]।

গুংগা=[ম]—বিণ. আহাম্মক ।। লোক্‌টা বর গুংগা। [গুংগা হিং=বোবা; অর্থ প্র.]।

২=[সি]—বিণ. একগুঁয়ে ।। পোয়াটা বর গুংগা। [গোঁইয়া<গোঁ+ইয়া প্র. =গুঁয়ে]।

৩=[সি]—বি. নির্বাক ।। গুংগার্ লাকান্ বৈয়া রৈসো কেরে? [<গুংগা হিং; ধ্বন্যা.]।

৪=[সি]—বি. ট্যাংরা মাছ।

গুংগারে আদার্, খাওয়ান্=[সি]— ক্রি.বাজে লোককে সাহায্য করা ।। [বাগ্‌ধারা]।

গুংগি=[সি]—বি. মাছ বিশেষ ।।

গুংগি মারা=[কু]—বি. ঘাড় নীচ করিয়া বসিয়া থাকা ।।

গুংগৈর্=[সি]—বি. বাঘের গর্জন [ধ্বন্যা.]।

গুংগো=[খু]—বিণ. বোবা ।। [দেখ গুংগা ধ্বন্যা.]।

গুংরা=[কুম]—বি. ছোট ঘণ্টা ।।

গুংরানি=[সি]—ক্রি. বি. গুরগুর্ শব্দ করণ ।। [ধ্বন্যা.]।

গুঁইআড়্‌গোজ্=[য]—বি. কুমীরের ন্যায় সরীসৃপ বিশেষ ।।

গুঁইয়া=[চট্ট]—বি. গুপ্ত তথ্য সংগ্রাহক ।। [গোয়িন্দহ্ گوینده ফা.; দেখ গুইয়া৪]।

গুঁচি'=[রা,রং]—বি. কাদার তলের মাছ বিশেষ ।।

গুঁজা=[রা]—ক্রি. গুঁজিয়া রাখা ।। [গোঁজ (নাম ধাতু)+আ প্র.]।

গুঁজি=[রা]—বি. ছোট শলাকা ॥ [গোঁজা+ই ক্ষুদ্রার্থে]।

গুঁযাইশ্=[চট্ট]—বি. গোপনীয় বিষয় ॥ দুনিয়ার্ হগল্ কামত্ গুঁযাইশ্ আসে।

গুঁযি=[ব]—বি. ছোট শলাকা ॥ [দেখ গুঁজি]।

গুঁর্‌রান্=[চট্ট]—বি. চীৎকার করা ॥ গুঁর্‌রাই ন কাইন্দ। [<গর্জন সং]।

গুঁড়া=[দি,পা]—বি. ধানের কুঁড়া ॥ [<গুণ্ডক সং]।

গুঁদ্‌লা গুঁদ্‌লি=[রা]—বি. রাগারাগি, রেষারেষি, হিংসা ॥

গুঁরি=[রা, ব]—বিণ. ছোট আকৃতির ॥ হাঁশ্ গুঁরি শামুক্ খায়। [<গুণ্ড সং+ ই প্র.]।

গুঁয়া কুশলটা=[রা]—বি. পাখী বিশেষ ॥ বিলে গুঁয়াকুশলটা পড়ছিছে।

গুঁহির্=[রা]—বিণ. গভীর ॥ পাত্-কুয়া খুব্ গুঁহির্। [<গভীর সং; গহীর হিং]।

গুকি=[কুম]—বি. সরু অন্ধকার রাস্তা ॥ গুকি দিয়া যাইস্ না।

গুক্‌খরি=[ফ]—বি. বোকামী ॥ [গু +খোর خور ফা.+ই প্র.]।

গুক্‌খরি=[য]—বি. অন্যায় ॥ [দেখ গুক্‌খরি]।

গুখোর্ বেটি=[খু]—বি. গালি বিশেষ ॥ [দেখ গুক্‌খরি]।

গু গুইরা=[ঢা]—বি. পায়খানা ॥ গু গুইরাত্ যাইস্ না। [<গুথ সং+ ঘর+ইয়া প্র.]।

গুগাল্=[রা]—বি. লালা ॥

গুগু=[পা]—বি. ঘুঘু ॥ গুগুর্ গোস্-তের্ শাদ্ আসে। [<ঘুঘু]।

গুগু ডাক্‌তর্=[ম]—বি. অর্থ লোভী ডাক্তার ॥ অগুধ্ শারুক্ বা না শারুক্ গুগু ডাক্‌তর্‌ডা ট্যাহা নিবৈ। [<ঘুঘু ডাক্তার (doctor ইং)]।

গু গ্যান্দড়্=[রা]—বি. গলিত আবর্জনা ॥ গুগ্যান্দর্ দূরে ফেলা। [গু+গীদড় হিং]

গু গোপর্=[সি]—বি. বা তা, বাজে জিনিষ ॥ কিত্তার্‌লাগি গু গোপর্ খাইবায়? [<গু গোবর]।

গুগ্‌নি=[শ] — বি. মুখরোচক খাবার বিশেষ ॥ দুই আনার্ গুগ্‌নি কিন্যা আন্। [<ঘুগ্‌নি; তুং ঘুঁঘ্‌নী হিং]।

গুগ্‌রা=[কুম]—বি. নূপুর ॥ গুগ্‌রা পায়ে দিয়া নাচ্'তাসে। [<ঘুংরূ হিং]

গুগ্‌রাউনি=[সি]—বি. যে জমিতে ঘুঘ্‌রা নামক পোকায় মাটি তুলে ॥ [ঘুগ্‌রা+উনি প্র., দেখ গুগ্‌রে]

গুগ্‌রা চ'লান্=[বা[—ক্রি. বেদম মার দেওয়া ॥

গুগারি=[পা]—বি. নূপুর ॥ [দেখ গুগ্‌রা+ই প্র.]।

গুগ্‌রে=[ফ]—বি. মাটির মধ্যে বাস করে এমন পোকা বিশেষ ॥ গুগ্‌রে কেচে' পাতালে যায়। [<ঘুগ্‌রা]।

গুগ্‌লা=[ম, বা]—বি. ধানের মরা পাতা ॥

গুগ্‌লি=[বা]—বি. খড়কুটা ॥

গুচৈ'=[বা]—বি. ছাঁকনি, চালডাল ধুইবার উপকরণ ॥ দুদ্ সাকার্ গুচৈ'।

গুচ'া=[কুম]—বি. কুঁজো ॥ বুড়া ঐলে মানুশ্ গুচ'া ঐয়া যায়। [< কুঁজ<কুব্জ সং]।

গুচ'রি=[সি]—বি. পায়ের পাতার উপরিভাগ ॥

গুচ'লা=[ম]—বি. লাকড়ির ঘর ॥ [<গো+চালা (চাল যুক্ত ঘর)]।

গুচি' শিংগে=[পা]—বিণ. লাজুক, ভীতু ॥

গুচু'র্, গুচু'র্=[চট্ট]—অব্য. ধুমধাম ॥ [অনু.]।

গুচু'র্ মুচু'র্=[ফ]—অব্য. ইতস্ততঃ ॥ এত গুচু'র মুচু'র কর ক্যা? [অনু.]

গুচ্'চ'া=[রা]—বি. এক প্রকার কড়ি খেলার নাম ॥ আ দিকি গুচ্'চা খেলি।

গুচ্'চি'=[কুম]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥ গুচ্'চি' দিয়া মাছ্ ধর্।

২=[রা, ব]—বি. খেলার গর্ত ॥ তোর্ মার্‌বেল্ গুচ্'চি'তে পড়েছে।

গুচ্'চে'ক্=[বা, ব]—বিণ. অনেকগুলি ॥ গুচ্'চে'ক মাস্ পাইসি (ব)। [<গুচ্ছ সং+এক]।

গুচ্‌ছি=[রং]—বি. গর্ত ॥ এই গুচ্‌ছিতে শাপ্ আছে।

গুচ্'নি=[পা]—বিণ. খোলা ॥ দুয়ারডা গুচ্'নি ক্যান্।

গুচ্'লান্=[ম]—ক্রি. অনর্থক ঘুরা ফিরা করা ॥

গুচ্'স=[কু]—বি. ধানের আটি বাঁধিবার খড়ের দড়ি ॥ দান্ গাস্ দি গুচ্'স তুল্যা আটি বান্দ।

গুচ্'সিশালা=[বা]—বি. চাউল ভাজার জন্য ব্যবহৃত নারিকেলের শলা ॥

গুচ্'লাগর্=[ম]—বি. গরু রাখিবার ঘর ॥ [<গো+চালা+ঘর]।

গুছি দেওয়া=[রং]—ক্রি. ভিতরে ভিতরে সাহায্য করা ॥ আমি গুছি দি তোমার্ সংসারডা অহনও বাচাইতাছি। [গোছা+ই ক্ষুদ্রার্থে +দেওয়া; বাগ্‌ধারা]।

গুছি বন্দি করা=[রং]—বি. বুদ্ধি করা, পরামর্শ করা ॥ গুছিবন্দি কৈরা আমার্ লোমের্ নাগুর্ পাইবা না। [দেখ গুছি দেওয়া]।

গুজব্=[রং]—বি. জুলুম, জোর, জবরদস্তি ॥ গুজব্ করি হামার্ ভুঁই নিতি চাও? [<গযব غضب আং]।

গুজৈর্=[রা]—বি. খেয়ানৌকা ॥ [<গুযারহ্ گزاره উর্দু <গুযারগাহ گزارگاه ফা.]।

গুজুরি=[দি, রা]—বিণ. ছোট ॥ গুজুরি হাতি খুব্ জোরে চল্‌তে পারে। [<গুজ্‌রী হিং<গুর্জর সং +ই প্র. ক্ষুদ্রার্থে]।

২=[রং]—বি. এক প্রকার মেয়েলি গহনা ॥ [<গুঞ্জরণ; ধ্বন্যা.]।

৩=[রা]—বি. পায়ের অলঙ্কার ॥ পূর্বে দেখ]।

গুয়্‌রদ্=[পা]—বি. গুরুতর অপমান, অসম্মান ॥ লোকটাকে খুব গুয়রদ করেসে। [<গয়্‌রইয্‌যত<গয়র ইয্‌যত غیرعزت আঃ]।

গুয়্‌রি=[ব]—বিণ. ছোট ॥ [দেখ গুজুরি]।

গুয়া=[চা,ব]— বিণ. কুঁজো ॥ বুরা বেডাডা গুয়া ঐয়া গেসে গা। [<কুঁজ <কুব্জ সং]।

২=[চা]—বি. আইড় জাতীয় এক প্রকার মাছ ॥

৩=[সি]—বি. বুনো গোলাপ ॥

৪=[কু]—বি. একপ্রকার তৈলবীজ ॥

৫=[খু]—বি. গজাল, খুঁটা ॥ গুয়া ফুটেসে পায়্। [<গোঁজা]।

গুয়া কাউ=[ম]—বি. বিশেষ ধরণের ঝাউ গাছ ॥ গুয়া কাউয়ের বিতরে তমরের বাসা। [দেখ গুয়া+কাউ =ঝাউ]।

গুয়ালো=[ফ]—ক্রি. লুকানো ॥ পাইলা-গুলি গুয়াইয়া থো। [দেখ গুইয্যা]।

গুয়ার্=[কুম]—বিণ. চিক্ক ॥ আশ্‌-মানে মেগের্ গুয়ার্ নাই। [<গুয়ারা گوارا উর্দু <ফা. কিংবা গুবর্ گبر ফা.]

গুঁয়ি=[পা]—বি, বাঁশ গাছ ॥ খেতে গুয়ি নাই। [<গোছা<গুচ্ছ]।

২=[পা]—বি. ছোট বাইন মাছ ॥ গুয়ি মাসের বাথি খুব শাদ্।

৩=[চা]—বি. এক প্রকার ঝিঙ্গা ॥ গুয়ি ঝিঙ্ কাত্তিক্ মাশে ধরুবে।

গুয়িগুয়ি=[বা]—ক্রি. বিণ. চুপি-চুপি, গোপনে ॥ গুয়িগুয়ি যাস্ কৈ? [দেখ গুইয্যা]।

গুয়িয়া=[ব]—বি. এক প্রকার মাছ ॥

গুয়ুই=[খু]—বিণ. মন্দ ॥ তুই বড় গুয়ুই কথা কইলি ॥

গুয়ুরি=[ম]—অব. ক্রি. অতিক্রম করিয়া ॥ বাড় বড়্‌কাড় গুয়ুরি গেল্। [<গুযর گذر ফা.; গুযারনা উর্দু]।

গুয়ে রাখা=[বা]—ক্রি. গোপন রাখা। শত্রুর কথা গুয়ে রাখা যায় না। [দেখ গুইয্যা+রাখা]।

গুয়্‌গুয়াইয়া=[পা]—ক্রি.বিণ. চুপি সারে॥ চিনিটুক্ গুয়গুয়াইয়া খাইল্ কে? [দেখ গুইয্যা]।

গুটা=[দি]—বি. ছাইয়ের ঢেলা ॥

২=[পা]—বি. দুধ ॥

৩=[সি]—বি. ফল ॥ ফকিরি কি গাসের গুটা? [<গুটিকা সং]।

গুটাচ'াইল্=[ম]—বি. নানান অজু-হাতে কাজে দেরী করার অভ্যাস ॥ [< গুটিচাল ; বাগ্‌ধারা ; দাবাবড়ে খেলা হইতে]।

গুটাচ'ালি=[ম]—বি. আড়ডা। [দেখ গুটাচ'াইল্ ; অথ দ্র.]।

গুটাদ্=[কু]—বিণ. অল্প, যৎসামান্য ॥ পেটুক্ লোকের্ গুটাদ্ তাতে কিছু হয় না। [<গোটা+দুই]।

গুটানো=[চা]—ক্রি. চূর্ণ করা ॥ ববিডা গুটাই খাও। [<গুঁড়(ড়=ট) নাম ধাতু+অনো প্র.]।

গুটাল্=[পা]—বি. তীর, ধনুক ॥

গুটি=[বং]—বি. ঘুড়ঘুড়ি বিশেষ ॥

২=[বা]—বি. কোঁচা ॥

৩=[খু]—বি.আম ॥ এবার্ গুটির্ ফশল্ ভাল না। [<গুটিকা সং]।

৪=[পা]—বি. পাথরের গুটি, মার্বেল ॥ সেলেরা গব্‌ত কেটে গুটি খেলুসে। [<গুটিকা সং]।

৫=[পা]—বি. মুকুল, কচিফল ॥ চৈত্ মাশে আমের্ গুটি হয়। [< গুটিকা সং]।

গুটিকাতর্=[ম]—বি. অর্শরোগ ॥

গুটিক্=[পা]—বিণ. অনেকগুলি ॥ গুটিক্ আম্ পাইছ্ সে। [<গুটি+ক স্বার্থে]।

২=[বং]—বিণ. কিছু ॥ ফকিরকে গুটিক্ চাল্ দাও। [পূর্বে দেখ]।

গুটিক্‌গুলা=[বাবু]—বিণ. অনেক গুলি ॥ আমার গুটিকগুলা আম্ আসে (ব)। [দেখ গুটিক+গুলা]।

গুটি পাট্=[পা]—বি. সাদা পাট। আমরা গুটি পাটের্ আবাদ্ করি।

গুটি মাদাল্=[ম]—বি. আমন ধানের নাম বিশেষ ॥ [গুটিবেগুন]।

গুটি বাগুন্=[পা]—বি. টমেটো। গুটি বাগুনের্ খাট্টা বড় শাদ্। [< গুটি বেগুন]।

গুটিবারি=[পা]—বি. এক প্রকার খেলা ॥

গুটি বেগুন্=[রং]—বি. বিলাতি বেগুন ॥ [দেখ গুটিবাগুন্]।

গুটি মারা=[সি]—বি. পুঙ্খানুপুঙ্খ-ভাবে কাজ করা ॥ [বাগ্‌ধারা ; দাবাবড়ে খেলা হইতে]।

গুটুমা=[বং]—বি. গণ্ডগোল ॥ গুটুমা হবে।

গুটুরি=[ফ]—বি. পাক, গিঁট ॥ প্যাক্ দিতে দিতে দড়িটায় গুটুরি পড়ে গেল্। [<গিঁট<গ্রন্থি সং+রি প্র.]।

গুটুর্‌মুটুর্=[ম]—ক্রি. বিণ. অযথা দেরী ॥ হাটে যাইতে এত গুটুরমুটুর কর কেন্? [অনু.]।

২=[সি]—বি. অর্থহীন উক্তি ॥ [পূর্বে দেখ]।

গুটেপ্‌রা=[রা]—বি. অতি ক্ষুদ্র শিশু ॥ গুটেপ্‌রা ছাওয়াল্ লৈ কত কাম্ করুম্? [গুটে<গুটিকা সং (ক্ষুদ্র) + পরা<পোনা<পুত্রল সং =শিশু]।

গুটেব্‌রি=[রা]—বিণ. রোগা, শীর্ণ কায় ॥

গুট্যা=[চট্ট]—বি. অন্য বর্ণ বা আকারের শস্যের ভেজাল ॥ আলুন চৈ'লর্ লগে হিয়াঁলা চৈ'লের্ গুট্যা।

২=[সি]—বি.ক্ষেতের দাম পরিষ্কার করিয়া তৈরী স্তূপ ॥

গুটো করা=[খু]—ক্রি. স্তূপীকৃত করা ॥ চ'াল্‌গুলো গুটো কর্। [< গুটি (একত্র অর্থে)+করা]।

গুট্=[কুম]—বি. ছেলেদের এক প্রকার খেলা ॥ তোমারে গুটে আরাইলাম্।

গুট্‌কিয়া=[রং]—বিণ. নির্জন। গুট্‌কিয়া বাড়িতে চোরের্ ভয় বেশি ॥

গুট্ গুইট্টা=[চট]— বিণ. অতি ক্ষিপ্ত ॥ আর্ পাগিয়েরে গুটগুইট্টা লাল্ ঐয়ে। [অনু.]।

গুট্ গুটাইয়া=[রং]—ক্রি. বিণ. ধীরে ধীরে ॥ পোলাডা গুটগুটাইয়া আইতে পারে। [অনু. ; গুটিগুটি]।

গুট্ গুটানি=[ঢা]—বিণ. অসতী ॥ [অনু.]।

গুট্ গুটারি=[রং]—অব্য. কপাটি খেলার ডাক ॥ গুটগুটারি দে। [অনু.]।

গুট্গুটি=[গি]—বি. আপত্তি ॥

গুট্গুট্=[গি]—অব্য. বিরক্তিকর শব্দ ॥ [অনু.]।

গুট্গুট্ ল্যাখা=[সি]—বি. পরিষ্কার ফাক ফাঁক লেখা ॥ [<গোটা গোটা লেখা]।

গুট্টম্=[কুম]—বি. আদরের ডাক ॥ [অনু.]।

গুট্টা=[চট্ট]—বি. হুক্কার নইচা ॥

২=[সি]—বি. খেলায় জয়লাভ ॥

গুট্নি=[বা]—বি. যাহাদ্বারা নাড়িয়া (ডাল) ভাঙ্গিয়া দেওয়া হয় ॥ গুটনি দিয়া ডাল্ গোটে। [<ঘোঁটন+ই প্র.]।

গুট্মুটি=[সি]—বি, আপত্তি ॥

গুটলি বাগুন্=[রা]—বি. ছোট গোল বেগুন বিশেষ ॥ [<গোটা+লি +বেগুন]।

গুট্লে=[খু]—বি. ছোট ছোট ঢেলা ॥ মৈ দিয়া যমির্ গুট্লে ভাং। [<গোটা +লে প্র.]।

গুঠা=[দি রা]—বি. ঘুঁটে, পোড়া ছাই ॥ <গোএঠা হিং<গোবিষ্ঠা [সং]।

গুঠিন্=[রা]—বি. চুনকাম করিবার জন্য পাথর জাতীয় দ্রব্য বিশেষ ॥ মিস্ত্রি জি, গুঠিন্ পাব কোবায়্? [< ঘুটিং]।

গুঠনি=[সি]—বি. বিষ্ঠাধর স্থান ॥ গুঠনির্ দিকে যাইস্ না। [গু+ঠান (স্থান)+ই প্র.]।

গুঠুলি=[চা]—বি. গ্রন্থি ॥ ময়দা বাদা পেশা হয় নাই, গুঠুলি বাইন্দা গেসে। [গুট<গ্রন্থি সং+লি প্র. ; তুং গুটলী হিং]।

গুডন্=[কুম]—ক্রি. নাড়া ॥ ডাইল্ বালাবাবে গুডিন্ না ঐলে খাওন্ যায় না। [ঘোঁটন√ঘুট্<ঘট্ট]।

গুডা=[কুম]—বি. ব্রণ, ফোড়া ॥ মুখে গুডা ঐলে বর বিস্রি দেখায়।

২=[ক, বা]—বি. আবর্জনা, আগাছা ॥ খেতের্ গুডা শাফ্ কর্।

৩=[ম]—বি বিচি, বীজ ॥ বাই-গুনের্ গুডা। [<গুটা<গুটিকা সং]।

গুডাচ'ালি=[কুম]—ক্রি. গোপনীয় বিষয় নিয়া আলোচনা ॥ রাইত্ বৈরা তারা কিয়ের্ এত গুডা চ'ালি কর্ল। [<গুটি+চালি]।

গুডি=[কুম, চা]—বি. বসন্ত ॥ দেশে যবর্ গুডি উট্সে। [গুটি]

২=[চা]—বি. কড়া ॥ আম্ গাসে গুডি ঐসে। [দেখ গুডি]

৩=[কুম]—বি. খেলার জন্য ব্যবহৃত এক বিঘত লম্বা কঞ্চির টুকরা ॥ [<গুলি]।

৪=[সি, বা]—বি. কাপড়ের কোঁচা ॥

গুডিচ'াল্=[চা]—বি. কৌশল, চালাকী ॥ দেহি একটা গুডিচ'াল্ দিয়া। [<গুটি+ চাল ; বাগ্‌ধারা ; দাবাবড়ে খেলা হইতে]।

গুডুখেলা=[বা]—বি. হা-ডু-ডু খেলা ॥ [<ডুডু+খেলা ; অনু.]।

গুডু গুডু=[রা]—বি. হা-ডু-ডু ॥ [অনু.]।

গুডু গুডু খেলা=[ম]—বি. চালাকী, চাল ॥ [অনু.]।

গুডুইন্=[কুম]—বি. ডাল ঘুটার কাঠের কাঠি ॥ গুডুইন্ দিয়া ডাইল্ গুড়্। [<ঘুটনি]।

গুডুর্, গুড়ুর্=[রং]—বি. হাত বৈঠা বাইবার আওয়াজ ॥ নায়ের গুডুর্ গুডুর্ হুনা যায়। [অনু.]।

গুডুলি=[ক]—বি. কাঁঠালের বীচি ॥ গুডুলি বাযা খাইতে মযা। [<গোট +উলি প্র.]।

২=[চট]—বিণ. ছোট, শক্ত ॥ এই গুডুলি গুপারি দাঁত্ দি ভাইংতু পাইর্‌তাম্ ন [পূর্বে দেখ]।

গুডোলি=[ক]—বি. কাঁঠালের বিচি ॥ [দেখ গুডুলি]

গুড্ গুইড্ডিয়া আন্দার্=[চট]—বি. ঘোর অন্ধকার ॥ গুড় গুইড্ডিয়া আন্দারে দি আঁই ন যাইয়ুম্। [<ঘুট-ঘুটে+অন্ধকার]।

গুড্ডি=[দি, ঢা, কুম]—বি. আরে গুড্ডি উরাবুতে চ'ল্ (ঢা)। [<গুড্ডী হিং=ঘুড়ি]।

গুড্ডি ছাপ্=[রং]—ক্রি. বিণ. সর্বস্ব নষ্ট ॥ মামলায় তার্ গুড্ডি-ছাপ্ ঐছে।

গুড্ডু=[রা]—বি. ঘুড়ি ॥ তোমার্ ছাইলাযার্ গুড্ডু ভাল নয়। [দেখ গুড্ডি]।

গুড্নি=[চট]—বি. চরকা ॥ [< ঘুটনি]।

গুড্ বাগুন্=[বা]—বি. টমেটো, বিলাতী বেগুন ॥ [<গুটি বেগুন]।

গুড্লি=[কুম]—বি. গ্রন্থি, গিঁট ॥ দড়ির্ মাথায় একটা বর গুড্লি আসে ॥ [<গুটলি]।

২=[ক]—বি. কাঁঠালের বিচি ॥ [দেখ গুডুলি]।

গুড়া=[গ]—বি. গোড়া ॥ [< গোড়া]।

গুড়াচ্=[বা]—বি. গুলঞ্চ ॥ গুড়াচের্ ছাল্ বাইটে রস খাইলে ম্যালেরিয়া জ্বর ছাড়ে। [গু ডচী]।

গুড়াতি=[বং]—বি. গুড়ের কারবারী ॥ গুড়াতি, গুড়ের্ দাম্ কত? [< গুড় সং+আতি প্র.]।

গুড়ানো=[রং]—ক্রি. অহেতুক হয়রান করা ॥ কাকো গুড়াইছ না। [<ঘুরানো]।

২=[বা]—ক্রি. গায়ে দেওয়া ॥ ছোট ছেলের্ গায়ে কিছু গুড়ে দেও। [<গুণ্ঠ (বেষ্টনে)]।

৩=[রং]—ক্রি. লাথি মারা ॥ শয়তান্‌ক বরি খালি গুড়ানোর্ কাম্। [< গুড়ি (নাম ধাতু)+আনো প্র.]।

গুড়ি=[রা]—বি. পার্শ্ব ॥ আমার্ গুড়িতে বশ্ ।

২=[য]—বি. হাল ॥ লেখাপড়া শিখ্‌লে না, এখন্ গুড়ি ধর্‌গে । [গুঁড়ি]।

৩=[ব]—বি. ঘুষি ॥ লাথি গুড়ি দিয়ে ফেলে দিলো ।

৪=[রং, পা]—বি. লাথি ॥ গুড়িয়ে তোর্ কাল্না ছিড়্‌মু (রং) । [<গোড +ই প্র.] ।

গুড়ি করা=[য]—ক্রি. মাছের ডিম দিবার জন্য জায়গা তৈরি করা ॥ দখিনের্ বিলে শোল্‌মাছ্ গুড়ি করেসে ।

গুড়ো=[কু]—বি. গুড়া, নৌকার গ্রন্থের ধরাট ॥ গুড়োয়্ পা দি নৌকা ডুবান্ শহয্ । [<গুঁড়ি] ।

২=[খু]—বি. গুড়া ॥ আটা পিঠে গড়তি গুড়ো লাগে । [<গুঁড়া] ।

গুড়্‌গুড়ি=[ব]—বি. রস সঞ্চার ॥ ওর্ মুখে গুড়্‌গুড়ি নাম্‌সে । [অনু.] ।

গুড়্‌গুড়ি পড়া=[রং]—বিণ. অত্যন্ত নোংরা ॥ গুড়্‌গুড়ি পড়া লোকের্ হাতে খাবার্ না খায্ । [দেখ গুড়্‌গুড়ি] ।

গুড়্‌চাঁ=[ব]—বি. গুলঞ্চ ॥ গুড়্‌চাঁ ঔশধের্ অনুপান্ । [দেখ গুড়াচ্] ।

গুড়্‌মুড়ো=[ব]—বি. পায়ের গোড়ালি ॥ আমার্ গুড়্‌মুড়োয্ বাথা হয়েসে । [<গুড়<গোড় হিং.<গুল্‌ফ +মুড়<মুণ্ড<মূর্ধা ; পায়ের মাথা মূলার্থ] ।

গুতা=[ক]—বি. অলস, নির্জীব, অকর্মণ্য ॥ লোক্‌টা বড় গুতা । [গোদা ; অর্থ প্র.] ।

২=[রা, কু]—ক্রি. স্ত্রীলিঙ্গে পুরুষাঙ্গ প্রবিষ্ট করানো ॥ [তুং গুথ্‌না হিং= গাঁথা ; গ্রন্থন সং] ।

গুতাইল্=[চট্ট]—বি. গরুর ঘর ॥

গুতাগুতি=[চট্ট]—বি. মনোমালিন্য ॥ [<গুঁতাগুঁতি] ।

গুতা পারা=[পা]—ক্রি. মনে পড়া, চুঁস দেওয়া, উদয় হওয়া ॥ তার্ কথাডা বারবার্ মনে গুতা পার্‌সে । [<গুতা +পাড়া] ।

গুতানি=[রং]—বি. মেথরাণী ॥

গুতি=[সি]—বি. আত্মগোপন ॥ গুতি মারি কৈ রৈস ? [গুতঃ غوطه আং.= ডুব] ।

গুতিয়া=[দি]—বি. আত্মীয় স্বজন ॥ গুতিয়া না থাক্‌লে চলে না । [< গোত<গোত্র সং+ইয়া প্র.] ।

গুতুইম্যা=[কুম]—বিণ. মোটাসোটা ॥ সেলেটি খুব্ গুতুইম্যা । [<গবদা হিং]।

গুতুম্যা=[চট্ট]—বিণ. খর্ব ও মোটা, তাজা ॥ গুতুম্যা গরু । [দেখ গুতুইম্যা]।

গুতুম্=[ঢা, কুম]—বি. আঙ্গুলাকৃতি মাছ বিশেষ ॥ গুতুম্ মাছ্ অনেকে খায় না ।

গুতুর্, গুতুর্=[কুম]—ক্রি. বিণ. দুপ্ দুপ্ ॥ লোক্‌টা গুতুর্ গুতুর্ কৈরা দৌর্ দিল্ । [অনু.] ।

গুতে=[রা]—বি. মাছ বিশেষ ॥ গুতে মাছ্ খাতি বেশ্ ।

গুতেন্=[খু]- বি. কায়দা, যো, নিয়ম ॥ না যেনে বাত্ করো না ।

গুত্যা=[পা] -ক্রি. আঘাত, ধাক্কা ॥ [<গুঁতা] ।

গুতো=[য]—ক্রি. আঘাত ॥ ইটের গুতো লেগেসে । [<গুঁতা] ।

গুতো উঠা=[য]—ক্রি. কোন জিনিসের জন্য গোঁ ধরা ॥

গুতোগুতি করা=[য]—ক্রি. আপ্রাণ চেষ্টা করা ॥ টাকার যন্য কি আর্ কম্ গুতোগুতি করি ? [<গুঁতোগুঁতি বা গুঁতাগুঁতি ; তুং গুত্তম্ গুত্তা হিং] ।

গুত্=[সি]—বি. বংশ ॥ আমার গুতে এমন্ দুশ্টু দেখসৈন্ না । [< গোত্র সং] ।

গুত্‌গাত্=[সি]—বি. রাগের সহিত বড় গলায় কথা বলা ॥

গুত্‌পারা=[সি]—বি. নির্ভর ॥ চৌদুরি বারি আউতায্ গুত্‌পারা ।

২=[সি]—বি. উচচ শব্দ ॥

গুত্‌গুতা=[সি]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ গুতগুতা খাশি । [অনু.; দেখ গুতুইম্যা] ।

গুত্‌গুতি=[সি]—বি. রাগ, রাগারাগি ॥ [দেখ গুতাগুতি] ।

গুত্‌তা=[রং]—বি. প্রণয়পাত্র ॥ চেংড়ি কোনা গুত্‌তার্ লগে ভাগিচে ।

গুত্‌তানো=[কুম]—ক্রি. ঘন ঘন ঘুরা ॥ গুড্‌ডিডা গুত্‌তাইতাসে । [< গুতঃ غوطه আং=ডোবা, ঘুড়ির উড্ডয় অবস্থায় উপর হইতে নীচে ছোঁ মারা ; নাম ধাতু+আনো প্র.] ।

গুত্‌তি মারা=[কুম]—ক্রি. হঠাৎ নিচে নামা ॥ গুড্‌ডিডা গুত্‌তি মাইরা পৈরা গ্যাসে । [দেখ গুত্‌তানো+ মারা] ।

গুত্‌মা=[সি]—বিণ. গোলাকার ॥ গুত্‌মা লাউ

গুত্ মারা=[রং]—ক্রি. মার্গ মারা ॥ তোর্ গুত্ মারিম্ এলায্ । [<পোদ+ মারা ; বাগ্‌ধারা] ।

গুথ্‌মা=[সি]—বিণ. মোটা ॥ গুথ্‌মা লাউ । [দেখ গুতুইম্যা] ।

গুদর্=[ব]—বিণ. নোংরা, অপরিস্কৃত ॥ গুদর্ সেলেমেয়ে । [দেখ গিদর্, গিদার্] ।

গুদর্‌কানি=[রা]—বি. ছোট পাখী বিশেষ ॥

গুদা=[ফ]—বিণ. বাসি ॥

২=[ফ]—বিণ. ছোট, গুড়া ॥ গুদা মাস্ । [<গুঁড়া] ।

৩=[ব, রা, রা]—বি. পচা খড়, ধান মাড়াই স্তূপের আবর্জনা ॥

৪=[সি, ম]—বিণ. পুরু, মোটা ॥ বাশন্ গুলা গুদা গুদা । [<গোদা] ।

৫=[সি]—বি. শাঁস ॥ কলর্ গুদা- বরঐ গেসে । [গুদা হিং] ।

৬=[ম, পা]—বিণ. ছোট ॥ গুদা চ্যাংরা । [গেদা হিং=শিশু] ।

৭=[পা]—বিণ. অলস, শ্রমবিমুখ ॥ [<গোদা ; অর্থ প্র.]

গুদাগুদি=[পা]—বি. ছোট ছেলেমেয়ে ॥ তোমার্ গোদাগুদি কয়্‌জন । [<গেদা হিং=শিশু] ।

গুদা চিংড়া=[খু]—বি. এক প্রকার কাল চিংড়ী ॥

গুদাড়=[য]—বিণ. অল্প ॥ আমাকে গুদাড় ভাত্ দাও। [<গোটা দুই]।

গুদানি=[য]—বি. উল্কি ॥ সাঁওতালি মাগিডা হাতে কপালে গুদানি দিসে। [<গোদনা হিং]।

গুদানো=[চা]—ক্রি. পচা পচা গন্ধ হওয়া ॥ দাল্গুলি গুদাইয়া গেসে।

গুদা মারা=[রং]—ক্রি. মার্গ মারা, ক্ষতি করা ॥ তোক গুদা মারিম্ ॥ [দেখ গুহ্ মারা]। [অশ্লীল ;অর্থ প্র,]।

গুদাম্=[রং, পা]—বি. নৌকার ছই ॥ গুদাম্ দিয়া পানি পড়ে। [<godao পোর্তু. ; অর্থ প্র.]।

২=[দি, চা, কুম, ক]—বি. বোতাম ॥ মামার্ গুদাম্ কৈ ?

গুদাম্ পাখি=[রং]—বি. হুতুম পাখি ॥

গুদারা=[বা]—বি. বড় নৌকা ॥ [<গুযারহ্ گذاره ফা. =ফেরী]।

গুদারিনো=[কু]—বি. মুখ ভার, কাঁদ কাঁদ ভাব ॥ যেতে বলার্ আগেই গুদারিনো হয়েসে।

গুদি==[বা,রা]—বি. গভীর খাদ, ডোবা, গর্ত ॥ গুদি ভরাট্ করিছ্ নচেত্ মশার্ আড্ডা হবে (রা)।

২=[বা]—বি. নদীর মোহনা ॥ গুদিত্ নাও রাখতে ডর্ করে।

৩=[ম]—বি. ময়লা, ধুলা ॥ [গন্দহ্ گند ফা.]।

৪=[কু]—বি. রোখ, ঝোঁক, আবেগ, দিগ্বিদিক জ্ঞানশূন্য অবস্থা ॥ গুদি করে কোথায় ছুটলো ?

গুদি মাছি=[রং]—বি. মৌমাছির চেয়ে অনেক ছোট এক প্রকার মাছি ॥ [<গুঁড়ি মাছি]।

গুদি মাল্=[কুম]—বি. তিন কাঁটাযুক্ত আইড় মাছের ন্যায় এক প্রকার মাছ ॥

গুদুম=[রং]—বি. প্যাঁচা ॥

গুদুরি=[ম, দি]—বি. কাঁথা ॥ গুদুরিটা বাইর্ কর্। [<godrim পোর্তু.; তুং গুদ্ড়ী হিং ; দেখ গুদ্ড়ি]।

গুদুর্=[চট]—বি. পাত্রের তলায় সঞ্চিত তরল পদার্থের ময়লা ॥ তৈলর্ গুদুর্।

২=[রা]—বিণ. অপরিষ্কার ॥ গুদুর্ ছেলে। [দেখ গিদর্২, গিদার্৩, গুদর্]।

গুদে=[কু]—বিণ. কুড়ে, আলসে, নিষ্কর্মা ॥ [<গোদ+ইয়া প্র.; দেখ গুদা৭]।

গুদেগারা=[ফ]—বি. ছোট ছেলে-মেয়ে ॥ [গোদা হিং+গারা অনু:]।

গুদে গুদে=[পা]—বিণ. ক্ষুদ্র ক্ষুদ্র ॥ গুদে গুদে মিনিশ্। [<ক্ষুদে< ক্ষুদ্র+এ প্র.]।

গুদ্যা=[রা]—বি. পচা কচুরি ও অন্যান্য পানা ॥

২=[পা]—বিণ. অচল, আলসে ॥ গুদ্যা গরু ॥ [দেখ গুদে, গুদা]।

গুদ্যামা=[বা]—বি. প্যাণ্ট, পাতলুন ॥ সেলেমেয়েরা গুদ্যামা পরে। [দেখ গুদ্৩+জামা ; দেখ গুদ্পরি ; জামাহ্ جامه ফা.]।

গুদো=[চা]—বি. ছোট, ক্ষুদ্র ॥

২=[য]—বিণ. পচা ॥ গুদো পল্ (খড়) গাইকে দিও না।

গুদোড়্=[য]—বিণ. পচা, নিকৃষ্ট ॥ গুদোড় মাল্ কিন্তু শস্তায় বিক্রি হয় ॥

গুদ্=[রা, খু, য]—বি. স্ত্রীলিঙ্গ যোনি ॥<[গুদ সং=মলদ্বার ; অর্থ প্র.]।

২=[ম]—বি. গুহ্যদ্বার ॥ [পূর্বে দেখ]।

গুদ্গুদা=[সি]—বিণ. মোটা সোটা, তুলতুলে ॥ গুদ্গুদা বাচ্'চা। [< গোদা গোদা]।

গুদ্ গুদাইয়া=[কু]—ক্রি. বিণ. ভঙ্গির সহিত ॥ গুদ্গুদাইয়া দৌড় দাও। [অনু.]।

গুদ্ গুদ্ করা=[রা,য]—ক্রি. দুরু দুরু করা ॥ ভয়ে তোর্ মন্ গুদ্ গুদ্ করছে না (রা)। [অনু.]।

গুদ্ড়ি=[রা, দি]—বি. কাঁথা, মোটা কাপড় ॥ [দেখ গুদুরি]।

২=[রা]—বিণ. কুটি কুটি ॥ লেপ্খানা ছিঁড়ে গুদ্ড়ি হয়ে গেছে।

গুদ্দা=[রা]—বি. শাঁস, সম্পদ ॥ [দেখ গুদা]।

২=[চট]—বি. কলিজা ॥ তোমার্ গুদ্দা কম্ বড় না। [<গুর্দহ্ گرده ফা.]।

গুদ্দাভারি=[দি]—বি. সাহসী ॥ ছেলেটা বড় গুদ্দাভারি। [দেখ গুদ্দা+ভারি]।

গুদ্ নামা=[য]—বি. ঘন ঘন অল্প মলত্যাগ করা ॥ সেলেটার গুদ্ নামসে [দেখ গুদ্২ ; সাধু.পেট নামা]।

গুদ্পরি=[পা]—বি. প্যাণ্ট ॥ [< দেখ গুদ্২+উপর+ই প্র. (গুদের উপর যাহা পরা হয়) ; দেখ গুদ্যামা]।

গুদ্বায়রা=[পা]—বি. কোন মেয়ের একজনের সঙ্গে বিয়ের কথা হওয়ার পর অন্য পাত্রের সঙ্গে বিয়ে হইলে ঐ দুই পাত্রের মধ্যে 'গুদ্বায়রা' সম্পর্ক হয় ॥ [দেখ গুদ্+ভাই+রা প্র.]।

গুদ্ মারা=[ব]—ক্রি. অন্যায়ভাবে চপি চুপি অধিক গ্রহণ করা ॥ [দেখ গুদ্+মারা ; বাগ্মারা]।

গুদ্ মারা শারা=[ম]—বি. সর্বনাশ হওয়া ॥ [দেখ গুদ্মারা+সারা]।

গুদ্রা=[ব, রা]—বি. নোংরা ॥ গুদ্রা হয়ে থাক্লে খোস্ পাঁচ্ড়া হবে (ব)। [দেখ গিদর্, গিদার্, গুদর্]।

গুদ্রি=[রা, পা,ব,ক]—বিণ. ছোট ॥ গুদ্রি মাস্ আনুস ক্যা ? [দেখ গুদো +রি প্র.]।

২=[ব,রং]—বি. ছিন্ন কাঁথা ॥ এই গুদ্রি গায়ে দিয়ে শিত্ কাটাবে কেমন্ করে ? [<গুদ্ড়ী হিং ; godrim পোর্তু.]।

গুদ্রো=[নো]—বি. অপছন্দনীয় লোক ॥ কি গুদরোর্ বালায় হড়া গেল্ ? [দেখ গুদ্রা]।

গুধা=[দি]—বি. মোটা পদবিশিষ্ট লোক ॥ গুধার্ পায়ের্ জুতা লাথি। [<গোদা]।

গুধাগুধি=[রা]—বি. ছেলেমেয়ে তোমার্ গুধাগুধি কয়টা ? [গুধা< গেদা হিং]।

গুধ্=[নো]—বি. কোল ॥ হরুতারে গুধ ল। [<গোদ হিং]।

গুনন্=[চট্ট]—ক্রি. মনে মনে ভাবা চিন্তা করিয়া দেখা ॥ গুনি চ'াইলাম্ যে আঁর্ কল্‌খাত্ পড়ন্ ঠিক্ আইত ন। [<গণন সং]।

গুনা=[কুম, চা]—বি. ধাতুর তৈরি তার ॥ গুনা দিয়া বেরা বান্‌দে [গুণ সং+আ প্র. (যাকে ক্রমাগত পাক দেওয়া যায়]।

২=[রং,দি]—অব্য. গুলি ॥ এই মেয়ে গুনা কার্ বাড়ির্ ? [<গুলা]।

৩=[রং]—বি. সুতা ॥ ঘুড়্ডির গুনা বড়ো ধার্। [গুনা হিং<গুণ সং]

গুনাগারি=[চট্ট, নো, য]—বি. জরিমানা, ক্ষতিপূরণ ॥ তোমার্ দশ্ ট্যাহা গুনাগারি দেঅন্ লাইগ্‌ব। [<গুনাহ্ گناه ফা.+গারি ফা. প্র.]।

গুনানি=[সি]—বি. যৌনচেতনা ॥ গাইডার্ গুনানি আইসে।

গুনানো=[দি]—বিণ. গণ্য করা ॥ ওকে কেহ গুনায়্ না। [<গণন সং]।

২=[সি]—বি. ডাকা, গর্ভ ধারণের জন্য উত্তেজিত হওয়া ॥ গাইটা গুনা ইসে। [দেখ গুনানি]।

গুনাবাসা=[য]—বি. সংখ্যা ॥ কত যে লোক্ লশ্‌কর্ আইসে তার্ গুনাবাসা নাই। [<গুনা (=গনা)+বাছা]।

গুনা মাসি=[সি]—বি.গোপন আলোচনা ॥

গুনারু=[সি]—বি. নৌকার গুন টানে যে ॥ 'গুনারুরে হাপে খায়্ না' (প্রবাদ)। [গুণ+আরু প্র.]।

গুনার্=[য]—বি. রাস্তা ॥

গুনাহারি=[চট্ট]—বি. ক্ষতি ॥ আঁর্ বেবুসায়্ গুনাহারি হৈয়ে। [দেখ গুনাগারি]।

গুনি=[কুম]—বি. নাপিত, খৎনাকারী ॥ [গুণী ; অর্থ প্র.]।

২=[বা]—বি. ঘুড়ি ॥ প্যারারা গুনি উরায়্। [< গুড্ডী হিং ; দেখ গুন্‌টি]।

৩=[চা]—অব্য. গুলি ॥ এত গুনি মিডাই এক্‌লাই খাইলি ॥ [<গুলি]।

৪=[রং,পা]—বি. ওঝা, যাহারা ঝাড় ফুঁক দেয় ॥ [<গুণী সং ; অর্থ প্র.]।

৫=সি]—বি. প্রদীপের কালি ॥

গুনিক্=[য]—বি. হাজ্জাম, যে খৎনা করে ॥ [দেখ গুনি]।

গুনুরি=[খু]—বি. এক প্রকার গাছ ॥

গুনের্ কানাই=[চা]—বি. হিতকারী বন্ধু ॥ তুমি যে আমার্ কত বর গুনের্ কানাই হেরে দেইক্যা থুইসি। [কানাই=কৃষ্ণ ; বাগ্‌ধারা]।

গুনো=[কু]—বি. ছাতির তার ॥ সাতির্ গোনোটা কাট্‌লি কেন্ ? [দেখ গুনা]।

গুনোগারি=[য]—বি. জরিমানা, দণ্ড ॥ [দেখ গুনাগারি]।

গুন্=[রা]—বি. উপকার ॥ আমাকে দিয়া তোমার্ কোন গুন্ হবে না। [গুণ ; অর্থ প্র.]।

২=[সি]—বি. গোবরে পোকা ॥ আমের্ মাৰৈল্ খাইল্ গুনে। [ঘুণ ; অর্থ প্র.]।

গুন্‌কাঠি=[য]—বি. দড়ি পেচাইয়া রাখিবার কাঠি ॥ [<গুণ (রজ্জু) +কাঠি]।

গুন্‌গুনানি=[সি]—বি. অস্ফুট আলাপ ॥ [ধ্বন্য.]।

গুন্‌গুনানো=[য]—ক্রি. গুন গুন ধ্বনি করা ॥ [ধ্বন্য.]।

গুন্‌গুনি=[চট্ট]—বি. মোরগ হাঁস ইত্যাদির গায়ের ক্ষুদ্র শ্বেত পোকা বা উকুন ॥ [অনু.]।

গুন্‌গুনি পোক্=[চট্ট]—বি. এক প্রকার ক্ষুদ্র পোকা ॥ উন্‌নাইয়ে কুরা বৈদেঃ গুনগুনি পোকা ধুড়েত্।

গুনগ্যান্=[নো]—বি. যাদু, মন্ত্রতন্ত্র ॥ গুনগ্যান্ করি সেলেভায় মাডা খারাপ্ করি দিসে। [<গুণ+জ্ঞান]।

গুন্‌চ'া=[পা]—বি. কাটা ধানের গোড়া ॥

২=[বা]—বি. মুকুল ॥ গোলাপ্ গাসে অনেক্ গুন্‌চা হৈসে। [<গুন্‌চহ্ غنچه ফা.]।

৩=[বা]—বি. নৌকার তলার ছিদ্র বিশেষ ॥ গুন্‌চা খুইলা দাও মল্ উট্‌বু।

গুন্‌চ'ায়েশ্=[সি]—বি. সংকুলান ॥ এত ষিনিস্ কৈ গুন্‌চ'ায়েশ্ কর্‌মু ? [<গুন্জা'ইশ্ گنجائش ফা.]।

গুন্‌চি'=[ক]—বি. এক প্রকার লতা ॥

২=[কুম]—বি. ছেলেমেয়েদের কোমরের সুতা ॥ [<গুন (সুতা অর্থে)+চি ; সাধু ঘুনসি]।

৩=[চ]—বি. আমন ধান বিশেষ ॥

গুন্‌জন্=[রা]—ক্রি.গুঁজিয়া রাখা ॥ দড়িটা চালত্ গুন্‌জে থো [গোঁজ+ আন প্র.]।

গুন্‌ধুরি=[দি]—বি. ছোট শামুক ॥

গুনধুরন্=[সি]—ক্রি. চীৎকার করা ॥ আমার্ সাম্‌নে গুন্‌ধুরিস্ না। [<গুঞ্জরণ]।

২=[চট্ট]—ক্রি. গুরু গুরু ডাকা ॥ ম্যাগে গুন্‌ধুরের্। [পূর্বে দেখ ; ধ্বন্য.]।

গুন্‌যা=[চা]—বি. কুঁজো ॥ গুন্‌যা যামাইর্ ঠাই মেয়ে বিয়া দিমু না। [< কুব্জ সং]।

গুন্‌যাইশ্=[সি]—বি. স্থান সংকুলান ॥ চ'ক্কিত্ চ'াইর্‌যন্ গুন্‌যাইশ্ ঐতো নায়্। [দেখ গুন্‌চ'ায়েশ্]।

গুন্‌যালো=[নো, কুম, চট্ট]—ক্রি. গোপনে রাখা বা লুকানো ॥ কপা গুন্‌যাই রাইচ'স্‌নি ? [গোঁজ+ আলো প্র.]।

গুন্‌যাদ্=[চট্ট]—বি. গোপন অভিসন্ধি ॥

গুন্‌ষি=[পা]—বি. গেঞ্জি ॥ গুন্ বিডা সিড়্যা গেসে। [<guernsey ইং]।

গুন্‌বুন্=[নো]—বি. ঠাশাঠাশি ॥ অত গুন্‌বুনের মদ্দে দিন্‌কাডান্ যায় না। [<গন্‌জান হিং]।

গুন্‌টি=[ম]—বি. ছিপজালের কাঠি ॥ গুন্‌টি আন্, মাস্ ধরা যাই। [<গুটি]।

২=[বা]—বি. ঘুড়ি ॥ [দেখ গুনি]।

গুন্‌ডি=[চট্ট]—বি. শুষ্ক গোবর ॥ গোয়রের গুন্‌ডি। [<ঘুণ্টিক সং]।

২=[ম, রা]—বি. পানের মসলা ॥ গুন্‌ডি পান্ খ্যায়ে ভির্‌মি ধর্‌ল জি মোক (রা)। [<গন্ধ+ই প্র.]।

গুন্‌তানো=[ম]—ক্রি. নরম হওয়া ॥

গুন্‌দানি=[রা]—বিণ. পচা ॥ আম্‌টা গুন্‌দানি ঐয়া গেছে।

গুনদি গুন্‌দি=[চা]—বিণ. ছোট ছোট ॥ গুন্‌দি গুন্‌দি পোনা ॥

গুন্‌দিশ্=[ম]—বি. বিবেচনা ॥ গুন্‌দিশ্ কর্‌্যা রেশন্ আইন্য।

গুন্‌দুম্=[চট্ট]—বি. বেহেস্তের এক প্রকার ফল ॥ [<গন্‌দুম گندم ফা. =গোধূম]।

গুন্‌ধাইন্যা তেল্=[রা]—বি. কেরোসিন তৈল ॥ [<গন্ধ+আইন্যা +তৈল=দুর্গন্ধ তেল]।

গুন্‌না=[চা]—বিণ. পাক, চক্কর ॥ একটা গুন্‌না দিয়া আই। [<ঘূর্ণন সং]।

গুন্‌না দেওয়া=[কুম চা]—ক্রি. ঘুরিয়া আসা ॥ বাবারতন্ একটা গুন্‌না দিয়া আইলাম্। [দেখ গুন্‌না]।

গুন্‌নানো=[কুম]—ক্রি. গুনগুন করা ॥ [ধ্বন্যা.]।

গুন্‌নায় পাওয়া=[চা]—ক্রি. পথ হারাইয়া যাওয়া ॥ আমারে আইজ্ গুন্‌নায় পাইসিল্। [<ঘূর্ণন সং]।

গুন্‌নি=[পা]—বি. ঘুড়ি ॥ গুন্‌নিডা উড়ায়া দে [<গুড্ডী হিং]।

২=[ম]—বি. ঘুরাফেরা ॥ [<ঘূর্ণ সং+ই প্র.]।

গুন্‌নিবা=[চট্ট]—বি. ছোট চাচা, কাকা ॥ [গুন্‌নি=ছোট+বাবা]।

গুননি বাতাশ্=[চা]—বি. ঘূর্ণি-বাত্যা ॥ গুন্‌নি বাতাশে গয় হারাইয়া দিসে। [<ঘূর্ণ+ই প্র.+বাতাস]।

গুন্‌নিমা=[চট্ট]—বি. ছোট চাচী ॥ [গুন্‌নি=ছোট+মা]।

গুন্‌নিয়ে পাওয়া=[চা]—ক্রি. পথ ভুলিয়া যাওয়া, পথ ভুলিয়া আশপাশে ঘোরা ॥ রাইতে আমারে গুন্‌নিয়ে পাইসিল্। [দেখ গুন্‌নায় পাওয়া]।

গুন্‌নি হাগা=[রা]—বি. অতিসার, পেটের অসুখ ॥ তুই গুন্‌নি হাগায় মর্ আছে। [গুন্‌নি<গ্রহণী+হাগা]।

গুন্‌শি=[বা]—বি. ঘুড়ি ॥ লেখা-পরা নাই, সারাদিন গুন্‌শি উরায়। [দেখ গুন্‌নি]।

২=[ম, কুম]—বি. কোমরে বা গলায় দেওয়ার রঙিন সুতা বিশেষ ॥ [<ঘুন্‌শি]।

গুপাগুপি=[কুম]—বি. সলা পরামর্শ ॥ আমার লগে গুপাগুপি কৈর না। [<গুপ্ত সং; ব্যতীহারে দ্বিত্ব+ই প্র.]।

গুপাটে=[কুম]—বি. গ্রামের ভিতরের পায়ে চলার পথ ॥ [<গোবাট<গো বর্ত্ম সং]।

গুপাশদি=[পা]—বি. বোকা ॥

গুপি=[খু]—বি. মাছের খাদ ॥ গুপি-ডায় মাস্ আসে।

গুপি দেওয়া=[বা]—ক্রি. মাছ আসার জন্য ছিপ দিয়া পানিতে শব্দ করা ॥

গুপুটুলি=[কুম]—বি. পেট ॥ কয়েক মুডা বাতু যল্‌দি গুপুটুলিত্ দিয়া ল। [<গু+পোট্টলি সং; অর্থ প্র.]।

গুপে গাপে=[সি]—ক্রি.বিণ. আনাচে কানাচে ॥ [গুপ<গপ্প প্রা:<গুপ্ত; কিংবা< ঘোপে ঘাপে]।

গুপোগুপি=[খু]—বি. লাফালাফি, মারামারি, হাতাহাতি ॥

গুপ্=[পা]—অব্য. হঠাৎ ॥ গুপ্ করে চ'লে গেলে ক্যান্? [অনু.]।

২=[সি]—বি. বিলের নিম্নাংশ ॥

৩=[সি]—বি. গুপ্ত কক্ষ। [<ঘোপ]।

গুপ্ গাপ্=[সি]—বি. অপ্রকাশ্য স্থান ॥ [<ঘোপ ঘাপ]।

গুপ্‌চি'=[পা]—বি. অন্ধকারময় স্থান ॥ [ঘুপ্‌সি]।

গুপ্‌ত্তি=[ক, ব]—বি. লাঠির মধ্যে গোপনে রক্ষিত অস্ত্র বিশেষ ॥ [<গুপ্ত +ই প্র.]।

গুপ্‌পা গুপ্‌পি=[বা]—বি. হৈ-হল্লোড় ॥ সাএরা গুপ্‌পা গুপ্‌পি শুরু করসে। [অনু.]।

গুপ্ মারা=[ম]—ক্রি. লুকানো ॥ লোক্‌টা কৈ গুপ্ মার্‌ল? [<গুপ<গুপ্ত+মারা]।

গুপ্‌রি=[সি]—বি. বাঁশের ছোট ঘর ॥ গরিব্‌রা গুপ্‌রিতে বাস্ করে। [<খুপরী<খোপ+রি প্র.]।

গুপ্‌শি=[পা, কু]—বি. সংকীর্ণ স্থান ॥ [দেখ গুপ্‌চি']।

গুফা=[ব]—বি. গর্ত, গুহা ॥ হাপের্ গুফা। [গুফা হিং]।

গুফর্=[সি]—বি. গোবর ॥ দেখ্-সাইন্, গর্‌ডা গুফর্ দি বরাই লাইসেন্। [<গোবর]।

গুফাগুফি=[চা]—বি. চুপি চুপি সলা পরামর্শ ॥ হেরা গুফাগুফি কৈর‍্যা কি যানি কয়। [দেখ গুপাগুপি]।

গুফালি=[কুম]—বি. গরুর লেজের চুল ॥

গুবর্‌টাল্=[কুম]—বি. গরুর মল রাখার গর্ত ॥ ই গুবর্‌টাল্‌ডা বেশ্ গবির্ ।[<গোবর+টাল]।

গুবি=[কুম]—বি. ডুমুরের ন্যায় টক ফল বিশেষ ॥

গুবুইদ্যা=[কুম]—বি. লাজুক ॥ গুবু-ইদ্যায় লাহান্ চ'লিস্ না।

গুবুদ্=[ম]—বি. ছোট ছেলে ॥ তোর্-রার্ কৌপ্‌গা গুবুদ্? [<গাভুড< গব্ভউত্ত প্রা:<গর্ভপুত্র সং]।

গুবৈরা ফুড্ডি=[কুম]—বি. এক প্রকার পুঁটি মাছ ॥ [< গোবর+ ইয়া প্র. +পুঁটি]।

গুবোদা=[রা]—বিণ. গর্ভবতী ॥

গুবোদা মেয়ে। [<গর্ভবতী]।

গুব্‌তা=[রা]—বি. গর্ভবতী॥ [দেখ গুবোদা]।

গুব্‌দি=[কু]—বি. লোক চক্ষুর আড়াল॥ শে মনের্ দুখে গুব্‌দিতে চ'লে গেসে। [<গুপ্তি]।

গুব্‌রি ডাইল্=[রা]—বি. শেষ॥ এক্ লাথিতেই গুব্‌রি ডাইল।

গুভো=[ব]—বি. বোবা॥ গুভো লোক্‌টাকে কিসু বলো না।

গুমট্=[চা]—বিণ. মেঘাচ্ছন্ন॥ আস-মান্‌ডা গুমট্ ঐয়া রৈসে। [গুম<গ্রীষ্ম সং+ট প্র. ; অর্থ প্র.]।

২=[সি]—বি. অচলাবস্থা॥ ই গুমট্ খান্ বাংগি দ্যাও। [<দেখ গুমর্]।

গুমর্=[রা]—বি. তাৎপর্য, ভেদ॥ তামের্ কথার্ গুমর্ ধরা গেল্ না। [<গুমান گمان ফা.]।

২=[বা]—বি. গোপন॥ [<গুম گم ফা.+র প্র.]।

৩=[ম]—বি.ক্রোধমিশ্রিত অভিমান॥ বৌয়ে গুমর্ কৈরা রৈসে। [দেখ গুমার্ ; অর্থ. প্র.]।

গুমা=[কু]—বি. এক ধরণের ফল॥ 'বনে মনি যাবে, পাকা গুমা খাবে।'

২=[সি]—ক্রি. বিণ. বোবা॥ গুমা ঐ রৈস ক্যা? [<গুম گم ফা. +আ প্র. (নির্বাক অর্থে) কিংবা গুংগা হিং]।

৩=[চা,ম]—বি.অসহ্য গরম॥ গুমার্ দায়ে টিকা মুশ্‌কিল্। [গুমা<গিম্ম প্রাং<গ্রীষ্ম সং]।

গুমাই=[রা]—বি. বাঁশের তৈরি এক প্রকার মুখবন্ধ॥

গুমাই উডা=[সি]—বি.চিতি পড়া॥ কাপরে গুমাই উডি গেসে। [গুমাই< গ্রীষ্ম সং+আই প্র.=গ্রীষ্মজনিত(দাগ) উঠা]।

গুমাই পড়া=[সি]—ক্রি. পচিয়া যাওয়া॥ ধানে গুমাই পরসে। [দেখ গুমাই উডা=গ্রীষ্মজনিত (বিকার)+পড়া]।

গুমাইলা=[ম]—বিণ. প্রায় নষ্ট॥ [দেখ গুমা,+ইলা প্র.৩]।

গুমাইল্=[সি]—বিণ. অল্প শুষ্ক, দুর্গন্ধযুক্ত॥ গুমাইল্ দানর্ বাত্। [দেখ গুমাইলা]।

গুমান্=[কুম]—বি. অহঙ্কার॥ [< গমান گمان ফা, ধারণা ; অর্থ প্র.]।

২=[খু]—বি. ধারণা॥ আমার্ গুমান্ হয় যে এইটার্ দাম্ দশ্ টাকা। [পূর্বে দেখ]।

গুমানো=[সি]—ক্রি. নিদ্রা যাওয়া॥ [<ঘুম+আনো প্র.]।

২=[ম]—ক্রি. ঘুরাফেরা করা॥ এত গুমাইস্ না। [ঘুমনা হিং]।

৩=[ক]—ক্রি. সিদ্ধ হওয়া, নষ্ট হওয়া॥ [<গুম<গ্রীষ্ম সং+আনো প্র.]।

গুমারি=[পা]—বি. ঘরের দৈর্ঘ্যের শেষ প্রান্ত॥ গুমারিতে খুটি দিতে হয়।

গুমার্=[রা, ব, পা]—বি. গরম, গুমট॥ আয়্ গুমার্ পড়সে (পা)। [গুমা<গ্রীষ্ম +আর প্র.]।

গুমি=[পা]—বি. খররৌদ্রজনিত কুয়াসাচ্ছন্ন ভাব॥ আয়্ খুব্ গুমি পৈড়চে'। [<গুম<গ্রীষ্ম সং<ই প্র.]।

গুমুইরা বুদ্‌দি=[ম]—বিণ.গোপন উদ্দেশ্য॥ হের্ খালি গুমুইরা বুদ্‌দি। [<গুম گم ফা.+উরা প্র.+বুদ্ধি]।

গুমুর্=[পা]—বি. অবগুণ্ঠন, ঘোমটা॥ [<ঘোমটা ; ঘুংগট হিং]।

গুমে যাওয়া=[খু]—ক্রি. বিবর্ণ হওয়া॥ ধান্ গুমে গেসে। [< গুম<গ্রীষ্ম সং+এ প্র.]।

গুমের্ তালে=[চা]—ক্রি. বিণ. ঘুমের মধ্যে থাকিয়া॥ ওয়্ যানি গুমের্ তালে কি কয়্। [<ঘুমের+তালে]।

গুমৈ=[খু]—বি. গোবর॥ গুমৈ গন্দ কচ্'সে। [<গোময়]।

গুমো=[ব]—বিণ. অর্ধপচা॥ গুমো ধানের্ ভাত্ খাইলে পেটে অশুখ্ হয়্। [<গুম<গ্রীষ্ম+ও প্র.]।

গুমোন্=[খু]—বি. রাগ, অভিমান, অহঙ্কার॥ অত গুমোন্ ভাল না। [দেখ গুমান্]।

গুমোরি=[পা, ফ]—বি. ঘরের কোণ॥ গরের্ দখিন্ গুমোরিতে হাপ্‌টা আসে। [দেখ গুমারি]।

গুমোর্ ফাঁক্=[রা, পা, ব, ফ]—বি. গুপ্ত কথা প্রকাশ॥ [দেখ গুমর্+ ফাঁক]।

গুম্=[চট্ট]—বিণ. নিস্তব্ধ॥ [< [<গুম گم ফা.]।

গুম্ খেচ'া=[সি]—ক্রি. হঠাৎ রাগ করা॥ তুমি গুম্ খেচি'লায় কেনে? [<গুম<গ্রীষ্ম+খেঁচা]।

গুম্ গুইম্‌মা=[চট্ট]—বিণ. বিত্ত-শালী, অবস্থাপন্ন॥ হায় বাহাদুর্ খুব্ গুম্‌গুইম্‌মা। [<গম্‌গমে অনু.]।

গুম্‌গুমি=[খু]—বি. একতারা॥ [ধ্বন্যা.]।

২=[সি]— বি. বাহাদুরী দেখান॥ [<অনু.]।

গুম্ গুম্=[রং]—ক্রি. বিণ. চুপ-চাপ॥ কথা শুনি শোগায়্ গুম্‌গুম্ করেছে। [গমগম ; অনু.]।

গুম্‌চ'্যা=[চা]—বি. গরম॥ আইয্ বর গুম্‌চ'্যা পর্ সে। [<গুম<গ্রীষ্ম +চিয়া প্র.]।

গুম্‌টা=[রা]—বিণ. গোমড়া॥ লোক্‌টা বড় গুম্‌টা। [<গুমর হিং ; অর্থ প্র.]।

গুম্‌ট্যা=[ফ, পা]—বি. গরম॥ আয়্ বেথায়্ গোম্‌ট্যা পড়্তাসে। [< গুমট+আ প্র.]।

গুম্‌ঠা=[রা]—বিণ. গোমড়া, ভারী॥ মুখ্ গুম্‌ঠা করে থাকিশ্ কেন্? [< গুমর হিং<গুমানگمان ফা.]।

গুম্‌তি=[সি]—ক্রি. বিণ. বাঁকা, একটু ঘুরা॥ ঘুরা গুম্‌তি দিয়া হবায় যাও। [দেখ গুমানো ; তি প্র.]।

গুম্ দিয়া=[রা]—ক্রি.বিণ. ঐ দিক দিয়া॥ [ঘুম্ (=ঘুর)+দিয়া ; দেখ গুমানো]।

গুম্‌না=[চা]—বি. এক প্রকার মাছ ॥

গুম্‌মরি=[সি]—ক্রি. বিণ. জলদি, শীঘ্র ॥

গুম্ মারি=[রা, ব]—অস. ক্রি. চুপ করিয়া ॥ লোক্‌টা একেবারে গুম্ মারি আছে (রা)। [দেখ গুম্‌+মারা]

গুম্ মারা=[সি]—ক্রি. তাড়াতাড়ি করা ॥ [দেখ গুম্ মরি]।

গুম্‌মুত্‌তি=[সি]—ক্রি. বিণ. শব্দ করিয়া ॥ পোলডারে গুম্‌মুত্‌তি কিল্ দিসে। [ধ্বন্যা.]।

গুম্‌মুর্=[কু, নো]—অব্য. গুম গুম ॥ গুম্‌মুর্ কৈরা কিল্ মার্‌লে। [ধ্বন্যা.]।

গুম্‌মুর কৈরা=[চা]—ক্রি. বিণ. হঠাৎ করিয়া, ঠাশ করিয়া ॥ সেরা-ডারে কেরে গুম্‌মুর্ কৈর‍্যা কিল্‌ডা দিল্? [অনু.]।

গুম্‌মুর্, গাম্‌মুর্=[ফ]—অব্য. গুম্‌গুম্ ॥ চোঁরারে গুম্‌মুর্ গাম্‌মুর্ কয়্‌ড়া কিল্‌কনি দিসি। [ধ্বন্যা.]।

গুম্‌রা=[ম]—বিণ. পথভ্রষ্ট ॥ [গুম্‌রাহ্ گمراه ফা.]।

গুম্‌রু=[চা]—বি. ছোট ঘণ্টা বিশেষ ॥ পায়ে গুম্‌রু বান্‌লে। [<ঘুঙুর]।

গুম্‌শা=[রা]—বি. গরম ॥ খুব্ গুম্‌শা পড়্যাছে। [গুম<গ্রীষ্ম+শা প্র.]।

গুম্‌শানো=[রং]—ক্রি. গরম লাগা ॥ আজ্ বড় গুম্‌শায়্। [দেখ গুম্‌শা+আনো প্র.]।

গুম্‌শি=[রা]—বি. গরম, গুমট, গ্রীষ্ম ॥ আজ্ বড় গুম্‌শি পরিচে। [দেখ গুম্‌শা]।

গুম্‌সা=[চা]—বিণ. পঁচা ॥ গুম্‌সা গন্ধ করে। [দেখ গুম্‌শা ; অর্থ প্র.]।

গুয়া=[কুম]—বি. সুপারি ॥ গুয়া সারা পান্ খাওয়া যায় না। [গুবাক সং]।

গুয়া উঠা=[রা]—বি. ফুলিয়া উঠা ॥ মারের্ চোটে গুয়া উঠে গেছে। [<গুয়া (সুপারির মত অর্থে)+উঠা]।

গুয়াকান্‌দ্যা=[রা]—বি. একটি ধানের নাম ॥ [<গুবাক+কান্‌দ্যা (কাঁদি+আ প্র.)]।

গুয়া কুট্‌নি=[সি]—বি. পান সুপারি কুটিবার বাঁশের বা লোহার চোঙা ॥ [<গুবাক+কুটনি]।

গুয়া থাব্‌রি=[রা]—বিণ. কোঁকড়ানো ॥ [<গুবাক+থাবা+রি প্র.]।

গুয়া থুবুরি=[ম]—বিণ. ঢেউ খেলানো ॥ গুয়া থুবুরি চুল্। [দেখ গুয়া থাব্‌রি]।

গুয়া থোকা=[রা]—বি. একটি ধানের নাম ॥ [<গুবাক+থোকা (সুপারির মত থোকা)]।

গুয়ান্=[ম]—বি. গোপন ॥ হেইতে গুয়ানে থাক্যা কাম্ শার্‌তাসে। [<গোপন]।

গুয়ানো=[সি]—বি. অকেজো জায়গা ॥ গুয়ানোত্ মরা গরু মৈশ্ ফেলা হয়্।

২=[ম]—ক্রি. অতিবাহিত করা ॥ রাইত্‌খান্ গুয়াইয়া যা। [<গম সং+আনো প্র.=গোয়ান]।

গুয়া মরিচ্=[রং]—বি. মৌরি ॥

গুয়ামুরি=[সি]—বিণ. কোঁকড়ানো ॥ মাইয়ার্ মাতাত্ গুয়ামুরি চুল্। [মৌরির ন্যায় অর্থাৎ কোঁকড়ানো]।

গুয়া মুরি আইশ্=[চা]—বি. মুচকি হাসি, মৃদুহাসি ॥ বৌডা গুয়া-মুরি আইশ্ দেয়্। [=মৌরির মত হাসি]।

গুয়া মুহরি=[চা, কুম, ফ]—বি. মৌরী ॥ আমি গুয়ামুহরি খাই।

গুয়া মুহুরি=[দি, রা]—বি. মৌরী ॥ [পূর্বে দেখ]।

গুয়াল্=[সি]—বি. গরুর থাবার রাখার স্থান, খোঁয়াড় ॥ গুয়ালায় গাখ্ দ্যাও। [<গোশালা সং]।

২=সি]—বি. বোয়ালমাছ ॥ গুয়ালর্ গাদা (টুকরা) ॥ [<বোয়াল]।

গুয়া সুপ্‌রি=[রা]—বি. পিয়ারা ॥ [গুপারি<সফরি ; সফর হইতে আনীত গুবাকের ন্যায় (ফল)। পেয়ারা (পোর্তুগীজ শব্দ) বিদেশ হইতে আনীত হইয়া ছিল, এই জন্য তাহার নাম অন্য ফলের সাদৃশ্যে রাখা হয়]।

গুয়ে=[ম]—বি. সুপারি ॥ [<গুয়া <গুবাক সং]।

গুয়ে নেক্‌ড়া=[ম, কু]—বি. এক প্রকার পাখী ॥ গুয়ে নেক্‌ড়ায় গু খায়্। [<গু (=বিষ্ঠা)+ইয়া+নেকড়া]।

গুয়েরি=[ম]—বিণ. নোংরা, অপরিষ্কার ॥ গুয়েরি থাক্‌লে রোগ্ পায়্ ক্যান্? [<গু+এর সম্বন্ধে]।

গুয়ের্ কুটা দাঁত দিয়ে তোলা=[মা]—ক্রি. অতি হীন ও দরিদ্র মানুষকে উচ্চ পর্যায়ে উন্নীত করা ॥ আমুত ভুলবৈ, এ্যা কোন্ গুয়ের্ কুটা দাঁত দিয়ে তুলনু? [বাগ্‌ধারা]।

গুয়ের্ নুরা=[চা]—বি. ছেলেমেয়ে-দের মল ফেলিবার ন্যাকড়া ॥ এমেসে গুয়ের্ নুরা হারাইসনা। [<গু+এর সম্বন্ধে+নুড়া]।

গুয়্যা=[ক]—বি. সুপারি ॥ [<গুবাক সং]।

গুয়ো=[য]—বি. সুপারি ॥ [দেখ গুয়্যা]।

গুয়োরাশে=[খু]—বিণ. কোঁকড়ানো ॥ বৌডার্ গুয়োরাশে চুল। [<গুবাক+রাশ+এ প্র.]।

গুয়োর্ কাবারি=[খু]—বি. সুপারি গাছের ডাঁটা ॥ [গুয়ার<গুবাক+র সম্বন্ধে+কাবারি]।

গুয়োল্=[খু]—বি. গোশালা ॥ গুয়োলে গরু থাকে। [<গোহাল<গোশালা]।

গুরল্‌লা=[পা, কু]—বিণ. ঘুরানো ॥ [ঘুর<ঘূর্ণ+ইলা প্র.]।

গুরা=[ফ]—বি. গুড়া, নৌকার উপরি ভাগের আড়াআড়ি কাঠ বিশেষ ॥ [<গুড়া<গুঁড়ি ওঁরাও ভাষা]।

২=[ম]—বি. নৌকার পশ্চাদ্‌ভাগ ॥ [পূর্বে দেখ]।

৩=[চট্ট]—বিণ. ছোট ॥ গুরা পোয়া কি যানে? [<গুঁড়া ; ছোট অর্থে ; অর্থ প্র.]।

৪=[রং]—বি. লাথি ॥ গুরা দিয়া তোর্ কপাল্ ভাংগিম্। [গোড়+আ প্র. ; অর্থ প্র.]।

৫=[বা]—বিণ. কুচো ॥ গুরা চিংরি ॥ [<গুঁড়া ; অর্থ প্র.] ।
৬=[ম]—বি. গোয়াল ॥ গরুগুলি গুরা ঘরে বান্‌দ্ । [<গরু+আ প্র.]
৭=[চট্ট]—বি. কবরের বাঁশ ॥
৮=[সি]—বি. ধানের কুঁড়া ॥ হাশে গুরা খায় । [<কুঁড়া] ।

গুরাকচু'=[চট্ট]—বি. গোল আলুর মত ছড়াবিশিষ্ট কচু ॥ গুরাকচু'র্ সড়া । [<গুড়া (ছোট অর্থে)+কচু ; সাধু গুড়ি কচু] ।

গুরাগাচ'ারি=[ম]—বিণ. ছোট খাট ॥ গুরাগাচ'ারি কায্ করি । [<গুঁড়া+গাচারি অনু:] ।

গুরাগারা=[বা, ঢা]—বি. ছোট ছেলে-মেয়ে ॥ তোমার্ গুরাগারা কয় বন্ ? [<গুঁড়া+গাঁড়া অনু:] ।
২=[কুম]—বি. ছোট মাছ ॥ আডেতুতে দুগ্‌গা গুরাগারা আইন্য । [পূর্বে দেখ] ।

গুরা গাসুরি=[ক]—বি. ছোট ছেলেমেয়ে ॥ [গুঁড়া+গাস্থরি অনু: ; দেখ গুরাগাচ'ারি] ।

গুরা চি'য়োন্=[চা]—বি আমন ধান বিশেষ ॥ [<গুড়া+চিকণ] ।

গুরাদু=[রা]—বিণ. অল্প, সামান্য ॥ গুরাদু ভাত্ দিও । [<গোটাদু]।

গুরানি=[পা]—বি. টিপ টিপ বৃষ্টি ॥ শারাদিন্ গুরানি পড়্‌সে । [<গুঁড়ান+ই প্র. ; তুং গুড়ি গুড়ি বৃষ্টি] ।

গুরান্‌তি=[ম]—বি. ঘুরাফেরা ॥ আমারে গুরান্‌তির্ মদ্‌দে ফালাইয়া দিসে । [<ঘুরন+<ঘূর্ণন সং+তি প্র.] ।

গুরা পিডা=[চট্ট]—বি. চাউলের গুড়া হইতে তৈরী ছোট পিঠা বিশেষ ॥ [<গুঁড়া+পিঠা] ।

গুরা পোয়া=[চট্ট]—বি. ছেলেমেয়ে ॥ আঁর্ গুরা পোয়া মারা গেসে । [<গুঁড়া+পোয়া<পুত্রক সং] ।

গুরা মুরা=[ব]—বিণ. টুকরা টুকরা ॥ গেলাশ্‌টা ভাইংগা গুরা মুরা ঐয়া গেসে । [গুঁড়া+মুড়া অনু:]

গুরি=[ঢা]—বিণ. ছোট, ক্ষুদ্র ॥ গুরি পিপ্‌রা । [গুঁড়া+ই ; দেখ গুরা$_{৬}$] ।
২=[ম, রং]—বি. লাথি ॥ গুরি মাইরা ঠিক্ করমু । [গোড়+ই প্র. ; দেখ গুড়া$_{৪}$] ।
৩=[ম, বা]—বি. জংলা লাউ সিম ইত্যাদি গাছের মাচা ॥ 'যেমন গুরি তেমন উরি'—প্রবাদ ।
৪=[সি]—বি. গোড়া, মূল ॥ [<গোড়া+ই প্র, কিংবা<গুঁড়ি] ।
৫=[রা, ব]—বি. পায়ের গোড়ালির আঘাত ॥ গুরি মেরে তোর্ হাড় ভেঙে দেব । [দেখ গুরি$_{২}$] ।

গুরিকচু'=[চট্ট]—বি. ছোট কচু বিশেষ ॥ [<গুঁড়ি (ছোট অর্থে)+কচু] ।

গুরিমাইল্‌লা=[নো]—বি. মুসলমান জেলে ॥ [<গুঁড়ি (=ছোট)+জালিয়া=জেলে ; অর্থ প্র.]

গুরিতুক্কা=[কুম]—বি. উঁচু জায়গা ॥ এই গুরিতুকায় একটা বিন্ থাকে ।

গুরিদোহা=[কুম]—ক্রি. বিণ. চূর্ণ, গুড়া ॥ চা'উল্ গুরিদোহা কর্ ।

গুরিন্দা=[রা]—বি. গুপ্তচর ॥ [গোইন্দহ্ گوئندہ ফা.] ।
২=[কুম]—বি. মূল, আসল ॥ [পূর্বে দেখ] ।

গুরি পিক্‌রা=[কুম]—বি. অতি ক্ষুদ্র পিঁপড়া ॥ গুরি পিক্‌রার্ যালায় চি'নি রাখন্ যায় না । [<গুঁড়ি পিঁপড়া] ।

গুরিয়া=[ম]—বি. লাউ কুমরা গাছের মাচা ॥ লতা গাসের্ গুরিয়া দেও ।

গুরিয়ানা=[সি]—বিণ. গৌরবর্ণ ॥ গুরিয়ানা মানুশ্‌টা কে ? [<গৌর+আনা প্র.] ।

গুরিয়া রাখা=[ম]—ক্রি. ঢাকিয়া রাখা ॥

গুরি হামুক্=[কুম]—বি. ছোট শামুক ॥ গুরি হামুক্ আশে খায় । [<গুঁড়ি+শমুক] ।

গুরু=[ম]—বি. গুড় ॥ [<গুড় সং+উ প্র.] ।

গুরুং=[রং]—বি. ওল ॥ গুরুং খাইলে মুখত্ ধরে ।

গুরুক্=[ম]—বিণ. রহস্য ॥ ঐ বেপারে অনেক্ গুরুক্ আসে । [<গূঢ়+ক প্র.] ।

গুরুচি'=[নো]—বি. তিক্ত লতা বিশেষ ॥ কোন কোন অশুকে অশুদের্ লগে গুরুচি'র্ রশ্ খাওন্ লাগে [গুড়চী সং] ।

গুরু ছাড়ানো=[রং]—ক্রি. চৈতন্য হারানো ॥ গুরুছাড়াই কতা কঁও ক্যা । [গুরু=চৈতন্য+ছাড়ানো] ।

গুরুয্=[ব]—বি. গদা, ডাণ্ডা ॥ [<গুর্য گرز ফা.] ।

গুরুত্=[সি]—অব্য. একপ্রকার শব্দ ॥ গুরুত্ ডাক্ দি মেগ্ আইলো । [ধ্বন্যা.]।

গুরুন্‌চু' লতা=[ঢা]—বি. স্বর্ণ-লতা ॥ গুরুন্‌চু' লতা আপ্‌নি হয় ।

গুরুন্‌তি=[সি]—বি. চক্রবৎ ঘূর্ণন ॥ [ঘুর<ঘূর্ণ+তি প্র.] ।

গুরুন্‌তি মারা=[চট্ট]—বিণ. ঘুরিয়া আসা ॥ [<ঘুরন+তি+মারা] ।

গুরুবার্=[রং]—বি. রবিবার ॥ 'গুরুবারে মুই নাইয়র্ জাবার্ নও' —গ্রাম্য গান । [সাধু ভাষায় গুরুবার=বৃহস্পতিবার] ।

গুরুম্ করি=[কুম]—অব্য. অকস্মাৎ, দৈবাৎ ॥ গুরুম করি পৈড়্যা লোক্‌টা মারা গেল্ । [<গুড়ুম করিয়া ; অনু.]।

গুরুম্ থুরুম্=[ম]—বিণ. মোটা-সোটা ॥ মাইয়ালোক্‌টি দেখ্‌তে গুরুম্ থুরুম্ । [অনু.] ।

গুরু শ্যাম্=[রং]—বি. গুরু ঠাকুর ॥ গুরুশ্যামের্ কিরপায় এবার বাচোছো । [শ্যাম কৃষ্ণঅর্থে ; বৈষ্ণব পদাবলীতে] ।

গুরে চ'াচ'া=[খু]—বি. চতুর্থ চাচা ॥ আমার্ গুরে চ'াচ'ার্ বিয়ে ।

গুরৈয়া=[বা]—বি. বাঁক, টাল, জাংলা ॥ [<ঘুর<ঘূর্ণ (পেঁচা অর্থে) +ইয়া প্র.] ।

গুরৈয়া গাট্যা=[ম]—ক্রি. চাকিয়া, সাবধান হইয়া ॥ খাওন্ডি গুরৈয়া গাট্যালিস্। [<ফেরিয়া + গাটিয়া অনুঃ]।

২=[ম]—অস. ক্রি. ক্ষমা করিয়া ॥ [পূর্বে দেখ ; বাগ্ধারা]।

গুরোব্=[ম]—বিণ.গরীব ॥ গুরোব্ লোক্দের্ সাহায্য কর্। [<গরীব আং শব্দের বহুব. গুরবা']।

গুর্‌গুরৈয়া=[নো]—বি. একপ্রকার পাখী ॥

২=[নো]—বি. একপ্রকার শাক ॥

গুর্‌গুরি=[রা]—বি. খাঁখী ফোড়া, ঘা ॥ [অনু.]।

২=[চা]—বি. বিষ ব্যথায় শরীরের বিশেষ স্থানের ফোলা ॥ [পূর্বে দেখ]।

৩=[পা]—বি. অন্তঃস্রাবী গ্রন্থি ॥ [পূর্বে দেখ]।

৪=[চা]—বি. হুক্কা ॥ [<গুড় গুড়ি]।

৫=[সি]—অব্য. একপ্রকার শব্দ ॥ [অনু.]।

গুর্‌গুরি নাবা=[পা]—ক্রি. ফুলা, উঁচু হইয়া উঠা ॥ দাতের্ গোড়ায়্ গুর্ গুরি নেবেসে।

গুর্‌জ্=[রা]—বি. মুগুর ॥ [<গুর্য گرز ফা.]।

গুর্‌য=[কুম]—বি. গদা, লোহার মুগুর ॥ [দেখ গুর্জ্]।

গুর্‌য শূল্=[সি]—বি. অর্শরোগ ॥ [<গুহ্যশূল]।

গুর্‌বানো=[চা]—ক্রি. গুজরানো, সংসার চালানো ॥ শংশার্ গুর্বান্ এত সিদা না। [<গুযরান گذران ফা. ; বর্ণ বিপর্যয় ; গুযারনা উর্দু.]।

গুর্‌দা=[কুম]—বি. হৃৎপিণ্ড ॥ [< গুর্দ্ کرد ফা.]।

২=[বা]—বি. সাহস ॥ তার্ গুর্দা কম্ নয়। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

গুর্‌দাবারি=[ম]—বিণ. সাহসী ॥ খুব্ গুর্দাবারি লোক্। [দেখ গুর্দা+ বর ور প্র.+ই স্বার্থে]।

গুর্‌বারি=[চট]—বি. এক প্রকার গাছ ॥

গুর্‌মা=[কুম, ম]—বিণ. নপুংসক, খোজা ॥ লোক্টা গুর্মা নাহি ?

২=[পা]—বি. মেঘাচ্ছন্ন ॥

গুর্‌মাই=[সি]—বি. ক্লীব, নপুংসক ॥ গুর্মাই বেটা হাস্রি পিন্দিয়া হাতে চুঁরি দিয়া আছে, আবার্ দাঁরি চাঁচে'।

গুর্‌মি=[সি]—বি. হিজড়া, নপুংসক ॥ ই গাঁউত্ বড গুর্মি আসেন্।

গুর্‌মুরি=[ম]—ক্রি. বিণ. হঠাৎ ॥ অন্দ লোক্টা গুর্মুরি গড়্তে পরি গেল্।[<গুড়মুড় অনু. ; তুং হুড়মুড়]।

গুলল্=[রা]—বি. পাখী মারার রবারের তৈরি যন্ত্রবিশেষ ॥ চল্, গুলল্ লিয়াপাখি মাইর্যা আসি। [<গুলেল হিং]।

গুলা=[চা, পা]—বি. ঢেঁকির মুষলের মাথার গোলাকার লৌহবলয় ॥ [< গোলা<গোল+অর্থ প্র.]।

২=[চট]—বি. বসন্ত রোগ ॥ ই গাঁওত্ গুলা ঐগে। [<গুলি<গুটিকা সং ; সাধু গুটি]।

৩=[কুম, সি]—বি. বন্যা ॥ গুলায় শব্ দান্ ডুবি গেসে।

৪=[রা]—বি. কাদা, মাটির মণ্ড ॥ [<গোলা]।

গুলাইল্=[চা]—বি. ধনুক ॥ [< গুলেল হিং=বাঁটুল ; অর্থ প্র.]।

গুলাইল্‌সি=[ম, চা, কুম]—বি. বাঁটুল শিকারী ॥ [দেখ গুলাইল্+চি প্র.]।

গুলানো=[দৈা]—ক্রি. মাড়াইবার সময় গরু তাড়ানো ॥ বালা করি গরু গুলা।

গুলান্=[ম]—বি. শাপলা ফল ॥ বিল্ বয়া গুলান্ ঐসে।

২=[পা]—বি. ডাউল তরকারীর ছাকুন বিশেষ ॥

গুলি=[কুম]—বি. নৌকার গলুই ॥ [<গল সং+ই প্র.]।

২=[নো]—বি. নৌকার সিঁড়ি ॥ [পূর্বে দেখ]।

৩=[খু]—বি. মৃৎভাণ্ড ॥ এক গুলি পানি আন্।

গুলিকাটা=[রং]—বি. তামাকের নেশাখোর ॥ তুই গুলিকাটায় হদ্দ। [<গুলি+কাটা]।

গুলি খেলা=[কুম]—বি. মাটির বা সীসার গুটি দিয়া এক প্রকার খেলা ॥ [<গোলী হিং+খেলা]।

গুলি মারা=[রং]—ক্রি. অনির্দিষ্ট স্থানে কথা বলা, ধাক্কা দেওয়া ॥ [বাগ্ ধারা]।

গুলিরম্=[চট, কুম, নো]—বি. উক্ত দিন ॥

গুলিশা=[বা]—বি. ট্যাংরা মাছ ॥ গুলিশা মাস্ খুব্ সাদ্।

গুলুম্=[পা]—বি. ধোয়া পাটের বাঁধা বোঝা ॥

২=[ফ]—বিণ. মোটাসোটা ॥ সাগল্ডা গুলুম্ ঐসে। [অনু.]।

গুলে=[কু]—বি. লোহার গোলাকৃতি বালা ॥ বাঁটায় গোড়ায় গুলে দিতে হয়। [<গোলিয়া<গোলিকা সং]।

২=[বা]—অব্য. হইতে ॥ কোথা গুলে ?

গুলে মাস্=[খু, য]—বি. এক প্রকার মাছ ॥ গুলে মাস্ লোপায় বমে বেশি। [গুলে মাছ]।

গুল্যা=[ব]—বি. ঢেঁকির মুষলে ব্যবহৃত লোহার আংটি ॥ [দেখ গুলে]।

২ =[নো]—বি. জালের কাঠি। [< গুটী সং]।

গুল্যাপ্=[রং]—বি. নাকের স্বর্ণালংকার বিশেষ ॥ দুলাই বিবি বুড়াকালে নাকোত্ গুল্যাপ্ পড়ছে।

গুলৈয়া ফেরা=[খু]—ক্রি. এখানের কথা ওখানে বলা ॥

গুলোল্=[পা]—বি. গুলাইল, বাঁশের তৈরি ধনুক ॥ গুলোল্ দিয়া কাউয়া খেদাও। [দেখ গুলাইল্]।

গুল্=[ম, চা, কুম]—বি. খাত রোগের জন্য পায়ে তপ্ত লোহার ক্ষত ॥

২=[রং]—বি. পায়ের এক প্রকার ঘা ॥
৩=[চা,রা,ব]—বি. ফাঁকি, আড়ম্বরের ফাঁকা বুলি ॥ গুল্ মারয়া আর কয় দিন্ চ'ল্বি (ব) ? [<গোল]।
৪=[কুম]—বি. গোসাপ ॥ গুল শাপ্ খায়।
৫=[পা]—বি. এক প্রকার খেলা ॥ সেলেরা গুল্ খেল্সে। [<গুলি]।
৬=[পা]—বি. 'গুলবাড়ি' খেলার অংশ বিশেষ ॥ [গোলা<গোলক]।
৭=[সি, চা]—বি. পোড়া তামাক ॥ [<গুল گل ফা.]
৮=[সি]—বি. নীচু জমি ॥ গুলে পানি যমি গেসে।
৯=[রং]—বি. কাঠের গুড়ি ॥ গুল্টা কায় বশাইছে। [গুঁড়<গণ্ডি সং]
১০=[কুম]—বি. গাছের মোটা খণ্ড ॥ গাসের্ গুল্টা চি'র্লে বেশ্ কয়টা তক্তা ঐব। [<গুঁড়ি<গণ্ডি সং]।

গুল্কি=[খু]—বি. বাড়ির পার্শ্বের গোপন জায়গা ॥ [<গলি+কি প্র.]।
২=[রা]—বি. সরু রাস্তা ॥ [<গলি+কি প্র.]।

গুল্খি=[রা]—বি. কোনা ॥ ঘরের গুল্খিত্ চোর্ ঢুক্ল। [দেখ গুল্কি ; অর্থ প্র.]।

গুল্গির্=[ম]—বি. বাতির শীস কাটার কাঁচি ॥ [গুল্গীর گلگیر ফা.]।

গুল্গুইল্যা=[নো]—বি. খালি ॥ পিপ্ড়ায় হিডাগুন্ খাই গুল্গুইল্যা করি হালাইসে। [অনু.]।

গুল্গুইল্লা=[চট্ট]—বিণ. গোলাকার ॥ গুলগুইল্লা কঁঅলা। [<গোল +গুইল্লা অনু:]।

গুল্গুলা=[ম]—বিণ. বেশ, যথেষ্ট ॥ শিতের্ দিন লেপ্তোশকের্ বিস্নায় গুল্গুলা ওম্ থাকে। [অনু.]।
২=[রং]—বিণ. কুটিকুটি ॥ হাস্তে হাস্তে গুল্গুলা হছে। [অনু.]।
৩=[চা, রং]—বি. তেলে ভাজা পিঠা ॥ এক্টা গুল্গুলা দুই পয়শা। [অনু.]।

গুল্গুলাই=[নো]—ক্রি. বিণ. থপ থপ করিয়া ॥ পাটের্ খড়ি গুল্গুলাই বলে। [অনু.]।

গুল্গুলি=[বা]—বি. শামুক ॥ হাঁশে গুল্গুলি খায়। [<গুগলি]।

গুল্চ'া=[খু]—বি. জল উঠাইবার জন্য বড় নৌকার তলার ছিদ্র বিশেষ ॥ নৌকার্ গুলচ'া নড়ে যাওয়ায় নৌকায় যল্ দিচ্'সে।

গুল্জাম্=[রা]—বি. সন্দেশ ॥ মুই আজ্কে গুল্জাম্ খাঁয়াছো।

গুল্জার্=[চট্ট বি]—বি. উত্তাপ ॥ [<গুলজার <گلزار ফা; অর্থ প্র.]।

গুল্টাই=[রং]—বি. এক প্রকার ভেষজ গাছ ॥

গুল্টানি=[পা]—বি. ফেনা, বুদ্বুদ ॥ মুখ্ দিয়া এত গুল্টানি বেরোচ্'সে কেন্, কি হয়েসে ? [<গুলতান غلطان ফা. ; অর্থ প্র.]।

গুল্টি=[রা]—বি. শরীরের কোন স্থানে কাঁটা ফুটিয়া অনেক দিন থাকার ফলে সৃষ্ট শক্ত যন্ত্রণাদায়ক মাংসপেশী ॥ [<গুলতি হিং ; অর্থ প্র.]।
২=[ম]—বি. ধনুক ॥ [<গুলতি]।
৩=[চা]—বি, ইলিশ মাছ ধরার বড় নৌকা বিশেষ ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

গুল্ঠি=[রা]—বি. ক্ষুদ্র বটিকা, গুলি ॥ কবিরাজ্ কত্গুলা গুল্ঠি ঔষধ্ দিছে। [গুলি+টি প্র.]।

গুল্তানি=[পা]—বি. ফেনা বা বুদ্বুদ ॥ মিরগি বিমারির্ মুখ্ দিয়ে গুল্তানি উট্সে। [দেখ গুল্টানি]।

গুল্তান্না=[পা]—বি. খেলার কাষ্ঠনির্মিত ছোট লাঠি বিশেষ ॥ [<গুল্তি হিং]।

গুল্তামি=[সি]—বি. বেয়াদবি, ত্রুটি ॥ [<গল্তান غلطان ফা.+ই প্র.]।

গুল্দান্=[চা]—বি. ফুলের টব ॥ <গুলদান گلدان ফা.]।

গুল্ দেওয়া=[চা]—ক্রি. তপ্ত লৌহ শলাকা দিয়া দাগ করা ॥ বাত্ ঐলে পায়ে গুল্ দেয়্।
২=[খু]—ক্রি. নিবাইয়া দেওয়া ॥ টেমিডা গুল্ দেয়া যাচ্'সে না? [<গুল گل ফা.+দেওয়া]।

গুল্ফা=[পা]—বিণ. কিম্মতী ॥

গুল্ফি=[রা]—বি. গলি, সরু পথ ॥ গুল্ফিডা বড় নোংরা। [<গলি+ফি প্র.]।

গুল্মতারে=[পা]—বিণ. মোটা সোটা ॥ সেলেটি খুব্ গুল্মতারে। [<দেখ গুল্ মুথুরে]।

গুল্মাক্=[রা]—বি.লোহার কাঁটা ॥ চেয়ার্ টেবিলে গুল্মাক্ দিতে হয়্। [গুল্মেখ گل‌میخ ফা.]।

গুল্মারা=[ব, রা]—ক্রি. মিথ্যা বলিয়া প্রবঞ্চনা করা, অন্যকে ধাঁধাঁয় ফেলা ॥ [<গুল گل ফা.+মারা ; অর্থ প্র.]।
২=[পা]—ক্রি. ইয়ারকি করা ॥ [পূর্বে দেখ]।

গুল্মুইল্যা=[চা]—বিণ. গোলাকার ॥ বাযান্ আমার্ লাইগ্যা গুল্মুইল্যা বিস্কুট্ আইনেন্। [অনু.]।

গুল্মুম্মা=[কুম]—বি. গোলাপজাম ॥

গুল্মুথুরে=[বা]—বিণ. বলশালী, গোলমাথা বা ছোট করিয়া ছাঁটা চুলবিশিষ্ট ॥ [<গোল (গোলাকার অর্থে) +মাথা+রে]।

গুল্মোহর্=[চা]—বি. কৃষ্ণচূড়া ॥ [< গুল گل ফা. +মোহর]।

গুল্লা=[ক]—বি. ঘূর্ণিবায়ু ॥ [< ঘূর্ণা]।
২=[রা]—বি. পায়ের গোড়ালি ॥ গুল্লাটা কচ্লাও। [<গোড়ালি]।
৩=[চট্ট]—বি. বিচি ॥ গাবের্ গুল্লা খুব্ শক্ত। [<গুটলা, গুটলি]।
৪=[বা, ক]—বি. ঘুরাফেরা, যাতায়াত ॥ আজেক্তেতেনে এক্ গুল্লা দিয়ে আইসি। [<ঘূর্ণা]।

৫=[সি]—বি. খেলা বিশেষ ॥ [<গোল্লা]।

গুল্‌লাই পারা=[পা]—ক্রি. পা আছড়ান, পা ছোঁড়া, আতাল পাতাল করা ॥ গরুটা মরার্ আগে গুল্‌লাই পার্‌সে। [<গোড়ালি পাড়া]।

গুল্‌লাট্‌টি=[রা, কু]—বি. পায়ের তালু শক্ত হইয়া যাওয়া ॥ [দেখ গুল্‌টি]।

গুল্‌লানো=[ক]—ক্রি.ঘোরা ॥ আমার্ মাথা গুল্‌লাইতাসে। [<ঘূর্ণন সং]।

গুল্‌লি=[ম]—বি. মাটির তৈরী গুলি ॥ চ'ল্ এক্‌টু গুল্‌লি খেলি। [<গুলি]।

২=[বা]—বি. বন্দুকের গুলি ॥ [<গুলি]।

৩=[কুম]—বি. বিড়া, গোছা॥ [< গোল (গোলাকার অর্থে)+লি প্র.]।

৪=[পা]—বি. ঠকান ॥ শে গুল্‌লির্ বেলায় খুব্ উস্‌তাদ্। [গুল غل ফা.+লি প্র. ; অর্থ প্র.]।

গুল্‌লি মারা=[চা]—ক্রি. বাদ দেওয়া ॥ এই কতারে গুল্‌লি মার্। [<গুলি মারা ; বাগ্‌ধারা]।

গুল্‌শা=[বা, চা]—বি. টেংরা হইতে আকারে বড় এক প্রকার মাছ ॥

গুল্ মারা=[চা]—বি. ফাঁকি দেওয়া, সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলা ॥ এক্‌টা গুল মার্‌লা আর্ কি। [<গুল غل ফা.+ছাড়া]।

গুশা=[ম]—বি.গরম ॥ আইয্ খুব্ গুশা পর্‌সে।

২=[বা]—বি. চিংড়ি মাছ, ছোট-চিংড়ি ॥

গুশাগুশি=[নো]—বি. গোপন পরামর্শ ॥ অত গুশাগুশি কিয়ের্? [গুশা<গোশহ্ گوشه ফা. গুপ্ত স্থান ; আতিশয্যে দ্বিত্ব এবং অন্ত্য ই ; তুং দেখাদেখি, তাড়াতাড়ি ইত্যাদি]।

গুশু=[কুম]—বি. ডুব, গোসল ॥ পুকুরে গুশু কর্। [<গোসল غسل আং]।

গুশৈ [বা]—বি. ধুচুনী, চাল ধোয়ার ছোট পাত্র বিশেষ ॥

গুশ্=[ম, পা]—বি. গরম ॥ আইয্ বর গুশ্ পর্‌সে ॥

২=[চা]—বি. ঘোষণা ॥ এই কথাডা গুশ্ কৈরা দেও। [<ঘোষণা]।

গুশ্‌গুশা=[পা]—বিণ. মৃদু স্বরে বলা ॥ [দেখ গুশাগুশি]।

গুশ্‌গুশানো=[চা]—ক্রি. লুকাইয়া থাকা ॥ চোঁরাডা লোকের্ ডরে গুশ গুশাইয়া থাহে। [দেখ গুশাগুশি]।

গুশ্‌টি কুম্‌মা=[রং]—বি. আত্মীয় স্বজন ॥ ইগ্‌লা মোর্ গুশ্‌টি কুম্‌মা। [<গোষ্ঠী সং+কুম্‌মা<কুম্বহ হিং (কুটুম্ব)]।

গুশ্‌টি শুদ্‌দা=[চা]—অব্য. পরিবারের সকলে ॥ হেইতারা গুশ্‌টিশুদ্‌দা বেবাক্ চোঁর্। [<গোষ্ঠী শুদ্ধ]।

গুশ্‌তাল্=[সি]—বিণ. মাংসল ॥ খাশিটা বেশ্ গুশ্‌তাল্। [<গোশ্‌ত گوشت ফা.+আল প্র.]।

গুশ্‌তি=[পা]—বিণ.খেলায় দোষী ॥

গুশ্‌শা=[ম]—বিণ. রৌদ্রবিহীন ॥

গুশ্‌শুল্=[রং]—বি.পায়ের তলার রোগ বিশেষ॥ গুশ্‌শুলের্ জন্যি হাঁট্‌তে পারি না [<গোড়শূল]।

গুস্ [সি]—ব্রি. মাংস ॥ গুস্ খাইলে গুস্ বারে। [<গুশ্‌ত گوشت ফা.]।

গুস্‌তাগি=[সি]—বি. ত্রুটি ॥ গরিবের্ গুস্‌তাগি মাফ্ করুইন্। [গুস্‌তাখী گستاخی ফা.]।

গুসল্‌বুর্=[সি]—বি. স্নানাদি ॥ যাও গুসল্‌বুর্ করি আওগি। [<গুসল غسل আং+বুর<বুড়=ডুব]।

গুসা=[চা,বা,কুম]—বি. কুঁজো ॥ বুরি বেডিডা গুসা ঐয়া আছে (কুম)।

২=[সি]—বি. রাগ ॥ গুসা কৈর না। [<গুস্‌সঃ غصه আং]।

৩=[কুম]—বি.নৌকায় ব্যবহৃত এক প্রকার কাঠ ॥ গুসা না দিলে নৌকা শক্‌ত্ হয় না।

গুসাইয়া দড়ি=[ফ]—বি. গরুর লম্বা দড়ি ॥ [গো+চার(চারণ)+ইয়া প্র. +দড়ি]।

গুসানো=[ম]—ক্রি. বন্ধ করা ॥ দুয়া-রডা গুসাইয়া দে। [<ঘুচান]।

গুসি=[বা]—বি. গুচ্ছ ॥ গোড়ু গোড়ু গুসি দিয়া দানের্ চাঁরাগুইল্ লাগাই দেও। [<গুচ্ছ সং+ই প্র.]।

২=[বা]—বি. ফিতা ॥ মেয়েরা গুসি দিয়া চুঁল্ বান্‌দে।

৩=[ফ]—বি. আখ মাড়াইকলে আখ দেওয়ার প্রক্রিয়া, পাকানো রশি ॥ [<গুঁজি]।

গুসি দেওয়া=[চা]—ক্রি. রোপণ করা, পোঁতা ॥ গাংগের্ পারের্ যমিন্‌ডাত্ বোরোর্ বালা গুসি দিমু। [<গুঁজি]।

গুসুইর্‌রা দড়ি=[ফ]—বি. দড়ি বিশেষ ॥ [দেখ গুসাইরা দড়ি]।

গুসুল্=[চা]—বি. মেয়েদের মাসিক স্রাব ॥ বৌয়ের্ গুসুল্ ঐলে কাসে যাওন্ মানা। [<গোসল غسل আং ; অর্থ প্র.]।

গুস্যান্যা=[চট্ট]—বিণ. চাপা, গোপন ॥ এখানোত্ গুস্যান্যা কথা ন গৈয়ে।

গেইতে গেইতে=[চা]—অস. ক্রি. ঘেঁষিতে ঘেঁষিতে ॥ গেইতে গেইতে আইয়া কাসে বৈল্। [<ঘেঁষিতে ঘেঁষিতে]।

গেইন্‌চ'া=[ম]—বিণ. ছোট ॥ গেইন্‌চ'া পুটি মাস্ খাইতে বালা না।

গেইয়ে যে কাইল্=[চট্ট]—বি. গত কল্য ॥ [<গিয়া যে কাল]।

গেউ=[চা]—বি. গম ॥ [<গেহুঁ হিং<গোধূম সং]।

২=[পা]—বি. ফেনা ॥ ডেউয়ে পানিত্ গেউ উঠ্যা পর্‌সে।

গেউড়ি=[দি]—বি. চড়াই পাখি ॥ [গৌরয়্যা হিং]।

গেউরা=[ফ]—বি. অঞ্জলি ॥

গেউর্=[সি]—বি. শ্যাওলা ॥

২=[সি]—বি. ধুলা ॥ বাত গেউর্ পর্‌সে।

গেংরি=[কুম]—বি. ধমক ॥ এমন্ গেংরি মাইরা কতা কও কিয়েরে? [অনু.]।

গেঁজি=] কু]—বি. নূতন ডালপালা ॥ [<গেঁজ+ই প্র.]।

গেঁডি=[চট্ট]—বি. ঘাড় ॥ গেঁডি মোটা ঐ গিয়ে। [<ঘাট=ঘাড় +ইপ্র.]।

গেঁড়ি=[কু]—বি. মরা আখ ॥ গেঁড়িতে রস্ নাই ॥

গেগি=[চা]—বি. যে স্ত্রীলোকের গলায় ঘ্যাগ আছে অর্থাৎ যাহার গলা ফুলা ॥ [<ঘ্যাগ+ই প্র.]।

গেছু'=[চা,পা]—বি. কচু বা ঐ জাতীয় নিকৃষ্ট তরকারী ॥ [< ঘেঁচু]।

গেছু'রে বিরাল্=[পা]—বিণ. পরম অলস

গেছু'ন্‌নি=[ম]—বিণ. চেংড়া, ক্ষুদে ॥ গেছু'ন্‌নি মুরির্ কেমন্ ব্যাঠা কতা।

গেঠি=[খু]—বি. ঠুলি, গরুর মুখ বন্ধ করিবার উপকরণ ॥

গেটি=[ক]—বি. গর্দান ॥ আবার্ গেটিতে বেদ্‌না ঐসে। [দেখ গেঁডি]।

গেটিল্যা=[নো]—বি. কাঁঠালের বিচি ॥ [<গুইলি<গ্রন্থি+লি প্র.]।

গেডি=[কুম,পা]—বি. গর্দান, ঘাড় ॥ তারে গেডিত্ দৈরা বাইর্ কৈরা দে। [দেখ গেঁডি]।

গেডি নোয়ানো=[চা]—ক্রি. মাথা নত করা ॥ গেডি নোয়াইয়া গরে যাও। [<দেখ গেডি+নোয়ান]।

গেড্‌ডি=[চা]—বি. ঘাড় ॥ গেড্‌ডিত্ দৈরা বাইর্ কৈরা দিমু। [দেখ গেঁডি]।

গেডি=[সি]—বি. গাঁইতি ॥

গেডি ধান্=[খু]—বি. একটি ধানের নাম ॥

গেদি=[চা,কুম]—বি. খুকী ॥ গেদি-ডারে দুদ্ খাওয়া। [গেদা হিং+প্র.]।

২=[ম,কু]—বিণ. আদুরে ॥ [পূর্বে দেখ]

গেদ্‌ড়ি=[দি]—বিণ. নোংরা ॥ [< গন্দহ্ • ﻏﻨﺪﻩ ফা.+ড়ি প্র.]।

গেদ্‌দ=[রং]—বিণ. অতিরিক্ত পচা ॥ কদ্‌লাটা পচি গেদ্‌দু হছে। [গাঁধা<গন্ধ সং]।

গেদ্‌রা=[পা]—ক্রি. খাওয়া ॥

গেন্=[সি]—বি. তেজ ॥

গেন্‌গেনি=[সি]—বি. কথা বা ক্রন্দনের ধ্বনি ॥ [ধ্বন্যা. ; ঘেনঘেনি]।

গেন্‌দি=[ম]—বি. ছোট মেয়ে ॥ গেন্‌দির্ দাত্ উঠ্‌সে। [দেখ গেদি]।

গেন্‌দ্=[রং]—বি. গাব ফল ॥

গেন্‌না তোলা করা=[পা]—ক্রি. অনাসক্তির উদ্রেক করা ॥ [গেন্‌না <ঘৃণা]।

গেন্‌নি=[ম]—বি. কাগজ বা টিন চক্রাকারে ঘুরাইয়া খেলা বিশেষ ॥

২=[ম]—বি. মেয়ে ॥ [দেখ গেদি]।

গেপ্‌পদ্=[পা, কু]—বি. বোকা ॥

গেমি=[চা]—বি. কুমড়া বিশেষ ॥ গেমি কুম্‌রা বালা।

গেম্‌ম=[সি]— অহঙ্কার, গর্ব ॥

গেরি=[কুম]—বি. ছোট শামুক ॥ গেরি গেইচ্'চ'া আশেরে খাওয়া ॥ [< গেঁড়ি]।

২=[চা]—বি. অঙ্কুর ॥ ধানের্ গেরি বাইর্ ঐসে। [গেঁজি]।

৩=[খু]—বিণ. ঘন, গাঢ় ॥ [<গাঢ়]।

গের্‌গেরি=[সি]—বি. শ্লেষ্মাযুক্ত গলার ডাক ॥ [ঘড়ঘড়ি অনু.]।

গের্‌জেরি=[সি]—অব্য. বড় বড় শব্দ ॥ [দেখ গের্‌গেরি]।

গেল্‌লি=[ম]—বি. শিশু মেয়ে ॥ [দেখ গেদি]।

গেল্=[সি]—বি. নৌকার ফের আলকাতরা মিশ্রিত ছাই ॥

গেল্‌নি কুপা=[পা]—ক্রি. যাহার উপর রাখিয়া দাঁড় টানা হয় ॥

গেল্‌দ=[কুম]—বি. আগাছার বীজ, এক প্রকার নিকৃষ্ট খাদ্য ॥ [ঘেঁচু]।

২=[ক]—বি. শামুক ॥ আকালে মানুষ্ গেদু খায়্। [পূর্বে দেখ]।

গ্যাইরে পড়া=[রা]—ক্রি. বিপদে পড়া ॥ [<গেঁড়ে (ডোবা)<গাড়া ; অর্থ প্র.]।

গ্যাও=[ঢা]—বি. গম ॥ আম্‌রা এক্ বেলা গ্যাওয়ের্ পিডা খাই। [< গেহুঁ হিং<গোধুম সং]।

গ্যাওরা=[ব খু]—বি. গাছ বিশেষ ॥

গ্যাংগর্=[কুম]—বি. ডাক ॥ কুত্তাডার্ গেংগর্ অশহ্য। [ধ্বন্যা.]।

গ্যাংগানি=[কুম]—বি. গোঁ গোঁ শব্দ, কাত্‌রানি ॥ হেতার্ গ্যাংগানিতে অাঁই টিক্‌তা হাল্‌লাম্ না। [অনু.]।

গ্যাংগানো=[রং]—ক্রি. কাঁদা ॥ এত গ্যাংগাইছ্ না। [অনু.]।

২ =[কুম]—ক্রি. বিরক্ত করা ॥ আর্ গ্যাংগাইস্ না। [অনু.]।

৩ =[ব, রং, খু]—ক্রি. গোঁ গোঁ শব্দ করা, আর্তকণ্ঠে কাতরানো ॥ শে রাগে গ্যাংগাচে' (ব)। [অনু.]।

গ্যাংডানো=[ঢা]—ক্রি. ফুঁফাইয়া কাঁদা ॥ সাইলাড়া বাতের্ লাগিন্ গ্যাংডাইতাসে। [অনু.]।

গ্যাংড়া=[রা]—ক্রি. বেকার লোকের কাজ ॥

গ্যাংরানো=[চা]—ক্রি. চুলকানো ॥ কচু'য়ে গলা গ্যাংরায়্। [অনু.]।

গ্যাংরোল্=[য]—বি. সোরগোল ॥ চো'র্ দেখে সেলেটা গ্যাংরোল্ শুরু কর্‌ল। [অনু.]।

গ্যাচ্'রা=[পা]—বিণ. অবাধ্য ॥ কি গ্যাঁচ'রারে বাবা কথা শুনে না। [বেঁচড়া ; অর্থ প্র.]।

গ্যাজ্=[রা]—বি. ক্ষতস্থানের শক্ত মাংসপেশি ॥ [<গেঁজ]।

২=[রাং]—বি. কাঁচা কাঁঠালকে তাড়াতাড়ি পাকাইবার জন্য ছিদ্র করিয়া লবণ দেওয়া ॥ [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

গ্যাঁজে=[রা]—ক্রি.বিণ.বেশী করিয়া, জেদ করিয়া ॥

গ্যাঁজানো=[খু]—ক্রি. খেজুরের রসে ফেনা উঠা ॥ [<গাঁজান]।

২=[খু]—বিণ. মুখরা ॥ গ্যাঁজানো লোক্। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩ =[চট্ট]—ক্রি. গজান ॥ খেতত্ বোত্ ধান্ গ্যাঁজাইয়ে। [<গেঁজ +আনো প্র.=গজান]।

গ্যাঁদা ফ‍ুল্=[চট্ট]—বি. গাঁদা ফুল ॥ [<গ্যাঁদা ফুল<গাঁদাফুল]।

গ্যাঁজ্=[চট্ট]—বি. বীজের অঙ্কুর ॥ ধানের গ্যাঁজ্।

গ্যাঁজ্ বেরোনো=[কু]—ক্রি. ডাল গজানো ॥ [<গেঁজ বেরুনো]।

গ্যাঁটা=[রা]—বিণ.মজবুত ॥ [গাঁট< গ্রন্থি সং+আ প্র.]।

গ্যাঁট্=[রা]—বিণ. নির্ভীক ॥ গ্যাঁট্ হয়ে বসে থাক্, কে কি করে দেখি। [দেখ গ্যাঁটা ;অর্থ প্র.]।

গ্যাঁডা=[রা]—বিণ. পুরুষত্বহীন ॥ গ্যাঁডা ছেলের্ আবার্ বিয়ে।

গ্যাঁড়া=[রা]—বিণ. খুব হৃষ্টপুষ্ট ॥ গ্যাঁড়া মাইয়্যাকে বিয়্হা করিবু ? [<গেঁড়া<গ্রন্থি ; অর্থ প্র.]।

গ্যাঁড়ে=[কু]—বি.অাঁজলা ॥ ফকির্‌কে এক্ গ্যাঁড়ে চা'ল্ দাও।

গ্যাঁতা=[খু]—বি, শামুকের মুখের মাংস ॥ হাঁসের্ বাচ্'চা'য় গ্যাঁতা খায়্।

গ্যাঁদা=[চট্ট]—বি. গাঁদা ॥

গ্যাঁন্=[ব, রা]—বি. গায়ক ॥ নতুন্ গ্যাঁন্ এসেছে গান্ কর্‌তে (রা)। [<গায়েন]।

গ্যাঁন্‌গ্যানানো=[রা]—ক্রি. নাকি সুরে কথা বলা ॥ এই জোক্‌টা গ্যাঁন্‌গ্যানায়্। [ধন্যা.]।

গ্যাঁড়্‌পেলি=[রা]—বি. অনর্থক তর্ককারী, অকাজের লোক ॥

গ্যাঁন্‌গ্যানা=[রা]—বিণ. নাকি সুরে বলা ॥ তোর্ গ্যাঁন্‌গ্যানা কথা হামার্ ভাল লাগে না। [<গ্যাঁন গ্যাঁনা ; ধ্বন্যা.]।

গ্যাঁস্=[চট্ট]—বি. বীজের অঙ্কুর, নবোদ্‌গত কুড়ি ॥ ধানের্ গ্যাঁস্। [গ্যাঁজ. গেঁজ]।

গ্যাঁছিচ্যাল্=[রা]—বিণ. মদ ॥ গ্যাঁছিচ্যাল্ হৈয়া বেশ্ উঠ্যাছে।

গ্যাক্ করা=[সি]—ক্রি. রূঢ় কথা বলা ॥ অত গ্যাক্ করি উঠো কিত্তা। [অনু.]।

গ্যাগা=[কুম]—বি. পাজি, দুষ্ট, বজ্জাত, বেহায়া। তুমি হাবে হাবে গ্যাগা।

২=[খু]—বি. থুথু ॥ ঘরে গ্যাগা ফেলো না।

৩=[কুম]—বিণ. কাঁটাযুক্ত ॥

৪=[পা]—বি. মাথাল, টোকা ॥

গ্যাগানো=[কুম]—ক্রি. থামিয়া থামিয়া কথা বলা ॥ গ্যাগাইয়া কথা কৈস্ না। [অনু.]।

২=[খু]—বি. যে ব্যক্তি সামান্য কথা বলিতে অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ॥ গ্যাগানোর্ মত কি কও ? [<অনু.]।

গ্যাগ্যা করা=[সি]—ক্রি. কাতরোক্তি করা ॥ অত গ্যাগ্যা কর কিত্তা ? [অনু.]।

গ্যাগ্=[চা, পা]—বি- গলাফুলা রোগ ॥ [ঘ্যাগ]।

গ্যাগ্‌রানো=[সি]—ক্রি.ঘর্ ঘর্ শব্দ করা ॥ [ধ্বন্যা.]।

গ্যাচ'ড়্=[চা পা.]—বিণ. দুষ্ট, পাজিদ ॥ [বেঁচড়া]।

গ্যাচ'া=[পা]—বি. টাকা হেঁচড়া ॥

গ্যাচ'প্যাচ'=[য]—বি. তাক বিরক্ত করণ ॥ [অনু.]।

গ্যাচি'=[পা.]—বি. ছোট বাইন মাছ।

গ্যাচ্‌'=[ক]—বি. অঙ্কুর॥ নাইরকেলের্‌ গ্যাচ্‌' বেরিয়েসে। [গেঁজ]।

গ্যাচ্‌' করা=[চা, সি]—ক্রি. কাচি দিয়া কাটার শব্দ হওয়া॥ গ্যাচ্‌'করি কাপর্‌খান্‌ কাটি লাইলো। [অনু.]।

গ্যাচ্‌'রা=[পা]—বিণ. নাছোরবান্দা, অবাধ্য॥ [ঘেঁচড়া]।

গ্যাচ্‌'রামি=[চা]—বি. ঠাট্টা, বিদ্রুপ, কৌতুক॥ আর্‌ গ্যাচ'রামি কর্‌রিস্‌ না। [দেখ গ্যাচ্‌'রা+মি প্র. ভাবার্থে]।

গ্যাচ্‌'লানো=[য]—ক্রি. ঘষড়ানো॥ গরুগুলি গ্যাচ্‌'লিয়ে গ্যাচ্‌'লিয়ে গাড়ি টান্‌সে।

গ্যাজ্‌জন্‌=[রং]—বি. উচ্চস্বর, শাসন বাক্য॥ তোর্‌ অমন্‌ গ্যাজ্‌জন্‌ মুই ভয়্‌ না পাও [<গর্জন সং]।

গ্যাযড়্‌ মরা=[য]—ক্রি.ভীড় করা॥ আগে গ্যাযড় মরুক্‌, তার্‌পর্‌ তোমার্‌ কাযে হাত্‌ দেব।

গ্যাযন্‌=[খু]—বি. প্রাচুর্য॥ [গাজন=মেলা; অর্থ প্র.]।

গ্যাযন্‌ দেওয়া=[য]—ক্রি. আচ্ছামত বকুনি দেওয়া॥ লোক্‌টাকে আস্‌সা গ্যাযন্‌ দিয়েসি। [<গর্জন; অর্থ প্র.]।

গ্যাযা=[কুম, বা নো]—বি. অঙ্কুর॥ ধানের্‌ গ্যাযা উঠ্‌সে। [অর্থ প্র.]।

২=[পা]—বি. ফেনা॥ দুধের্‌ গ্যাযায়্‌ দুলা বরে গেসে। [<গাঁজ]।

৩=[কুম]—বি. খাদ্যপ্রাণ॥ চা'ইলের মৈদ্‌দে কোন গ্যাযা নাই। [গিযা غذا আং]।

৪=[ম, খু,পা]—বি.গেঁজলা, বুদ্‌বুদ॥ কথা কৈতে কৈতে তার্‌ মুখ্‌ দিয়া গ্যাযা উঠ্‌সে। [<গাঁজ]।

৫=[য, খু]—বি.খেজুর গাছের কষ॥ গ্যাযা মুসে গাস্‌ না বাঁধ্‌লে রস্‌ ঘোলায়ে যায়্‌। [পূর্বে দেখ]।

৬=[য]—বি. পোনা॥ হৈল্‌ মাসের্‌ গ্যাযা ধবর্‌ মথা।

গ্যাযানো=[চট, ক]—ক্রি, গজানো॥ বৌত্‌ ঘাস্‌ গ্যাজাইয়ে। [<গজানো]।

২=[য,খু]—ক্রি. বাজে বকা, বারবার এক কথা বলা॥ বেশি গ্যাযাইস্‌ না, বাড়ি যা।

৩=[খু]—ক্রি. চাল দেওয়া সেলেটাকে গ্যাযায়ে শর্‌বনাশ্‌ করেসে

৪=[চট]—ক্রি. আড্ডা দেওয়া॥ [<গেঁজান; অর্থ প্র.]।

গ্যাযাফুল=[চট]—বি. গাঁদাফুল॥ [<গাঁদা হিং+ফুল]।

গ্যাযালে=[খু] বি. যে বেশি কথা বলে॥ লোক্‌টা বড় গ্যাযালে। [<গাঁজা+লে সম্বন্ধে]।

গ্যাযে=[খু]—বি. মুখোশ॥ গ্যাযে মুখে দিলে হবে কি, চি'নে ফেলেছি।

গ্যাযে মারা=[য]—ক্রি অঙ্কুরে বিনষ্ট করা॥ একেবারে গ্যাযে মাইরা দিসি। [<গেঁজ+এ বিভক্তি +মারা]।

গ্যাযো=[খু]— বিণ. যে অকারণে বকাবকি করে॥ [দেখ গ্যাঁযানো; অর্থ প্র.]।

গ্যায্‌=[য]—বি. অঙ্কুর॥ কালাইয়ের্‌ গ্যায্‌ বাইর্‌ ঐসে। [দেখ গ্যায্‌ বেরোনো]।

২=[কুম]—বি. অর্শরোগ॥ বমিরের গ্যায্‌ ঐসে। [<গেঁজ=অঙ্কুর; অর্থ প্র.]।

৩=[চা]—বি. শলাকা॥ তার্‌ ডাইন্‌ পাও এক্‌টা গ্যায্‌ ফুটসে। [<গেঁজ]।

৪=[পা]—বি. খিল॥

গ্যায্‌লানো=[খু]—ক্রি. ফেনা উঠা॥ [<গাঁজ (নাম ধাতু)+লানো প্র.]।

২=[য]—ক্রি. রাগে গর্‌গর্‌ করা॥ [গর্জন সং]।

গ্যাটা=[রা]—বি. বস্তা॥ [গাঁট< গ্রন্থি+আ প্র.; অর্থ প্র.]।

গ্যাটে্‌ মাউলে=[খু]—বি. ফসলের পাহারাদার॥

গ্যাট্‌ঘেটি=[সি]—বি. এক কথা বার বার বলা॥

গ্যাডর্‌=[কুম]—বি.আবরণ॥ বালিশের্‌ গ্যাডর্‌।

গ্যাড়া=[খু]—বি. আত্মীয়॥

২=[রা]—বি. নীচু স্থান॥ [<গাড্ডা (গর্ত সং); অর্থ প্র.]।

৩=[ম, খু]—বি. ডাঁটা॥ নার্‌কেলের্‌ গ্যাড়া রান্‌নার্‌ পক্‌খে ভালো।

৪=[রং]—বি. ছোট পাখী বিশেষ॥

গ্যাড়া মারা=[খু]—ক্রি. চুরি করা, ভরাডুবি করা॥ [<গেঁড়া<গাঁট< গ্রন্থি সং+মারা; বাগ্‌ধারা]।

গ্যাড়োল্‌=[পা]—বি. <গাড়োয়ান॥

গ্যাড়ে=[কু, খু]—বি. ডোবা, গর্ত॥ গ্যাড়ের্‌ জলে মাস্‌ সেড়ে দাও। [< গাড়া<গর্ত সং; গাড়্‌ঢা হিং]।

গ্যাড়ো=[কু]—বি. মাছ বিশেষ॥

গ্যাড়্‌=[খু]—বি. চারা, মূল॥ তামাকের্‌ গ্যাড়্‌ পোঁত্‌। [<গেঁড়]।

২=[য]—বি. গাড়ি॥ আমাগো গ্যাড়্‌ ভত যুত্‌ না। [গাড়ী]।

গ্যাড়্‌মড়ি=[খু]—বি. একটি ধানের নাম॥

গ্যাতর্‌ গ্যাতর্‌=[নো]—অব্য. প্যান প্যান, মেন মেন॥ তার্‌ লগে অত গ্যাতর্‌ গ্যাতর্‌ করিস্‌ না। [অনু.]।

গ্যাতানি দেওয়া=[পা]—ক্রি. ঘাড়ে ধরিয়া ধাক্কা দেওয়া॥

গ্যাতে গ্যাতে=[চা]—ক্রি. বিণ. যাইতে যাইতে॥ গ্যাতে গ্যাতে আমি আড উঠ্‌সি। [<যেতে যেতে< যাইতে যাইতে]।

গ্যাতো=[য]—বি. নিমন্ত্রণ॥ চ'ল্‌ গ্যাতো খেয়ে আসি।

গ্যাত্‌ গ্যাত্‌ করা=[কুম]—ক্রি. কর্কশ ভাষায় কথা বলা॥ [অনু.]।

গ্যাত্‌ গ্যাত্‌=[সি]—অব্য. শব্দ বিশেষ॥

গ্যাত্‌রা=[বা]—বি. নেকড়া॥

গ্যাথা=[য]—বি. টোপ॥ বড়্‌শিতে কেচো'র্‌ গ্যাথা দাও।

গ্যাদ=[ক]—বি. গর্ত॥ গ্যাদর্‌ মৈদ্‌দে পৈরা পাওড়া মৈচ্‌'কাই গেসে।

গ্যাদড়্‌=[কু]—বিণ. যে ভর্ৎসনা শুনিয়াও নড়ে না॥ কি গ্যাদড় সেলেরে বাবা। [অনু.; তুং উঁ্যাদড়]।

গ্যাদন্=[ব]—বি. ভাগ্য, কপাল ॥ আমার্ গ্যাদনে এত কশ্‌ট লিক্‌রে।
গ্যাদা=[বা, চা]—বি. বাচ্চা ছেলে ॥ গ্যাদার্ মা গেলা কৈ? [<গেদা হিং]।
২=[কুম, নো]—বিণ. ছোট ॥ গ্যাদা মাস্ আইন্‌স কিয়েরলাই? [পুর্বে দেখ]।
৩=[খু]—বি. গর্ত ॥
৪=[রং, ব]—বিণ. আলসে ॥ লোক্‌টা বড় গ্যাদা। [গোদা ; অর্থ প্র.]।
৫=[রা]—বিণ. স্বাস্থ্যবান্ ॥ গ্যাদা ছেলে।
৬=[রা]—বি. মাটির এক প্রকার বাসন ॥
৭=[খু]—বি. অনাসক্তির ভাব, কোন কাজ বা বিষয়ে ন্যাকামি ॥
গ্যাদারা=[কুম]—বি. খেয়া নৌকা ॥ [দেখ গুদারা]।
গ্যাদেড়া=[দি]—বিণ. অপরিষ্কার ॥ [দেখ গেদ্‌ড়ি ; ড়া প্র.]।
গ্যাদো=[খু]—বিণ. অচল ॥ গ্যাদো লোক্ কোন্ কাম্ করতে পারে না। [গোদা ; অর্থ প্র.]।
গ্যাদোর্=[পা,ফ]—বিণ. অপরিচ্ছন্ন ॥ সেলেটা একেবারে গ্যাদোর্। [দেখ গেদ্‌ড়ি ; কিংবা দেখ গিদর্]।
গ্যাদ্‌গ্যাদা=[রং]—বিণ. খুব ভিজা ॥ ক্যাথাখান্ ভিজি গ্যাদ্‌গ্যাদা হছে। [অনু.]।
গ্যাদ্‌গ্যাদানো=[সি]—ক্রি. আমতা আমতা করা ॥ কথা বলতে এত গ্যাদগ্যাদাও কেন্? [অনু.]।
গ্যাদ্‌গ্যাদা বুড়া=[সি]—বি. যে বৃদ্ধ লোক সর্বদা খুঁত খুঁত করে ॥ [অনু.]।
গ্যাদ্‌ড়া=[রং]—বিণ. নোংরা ॥ চ্যাংড়াটা বড় গ্যাদ্‌ড়া। [দেখ গ্যাদোর্]।
গ্যাদ্‌ভাসি=[ব]—বি. তরল পদার্থের তলানি ॥ পানির্ গ্যাদ্‌ভাসি খাওয়া যাবে না। [গাদ+ভাসি প্র.]।
গ্যাদ্‌ড়ি=[রং]—বিণ. নোংরা ॥ বৌডা গ্যাদ্‌ড়ির্ একশেষ্। [দেখ গ্যাদোর্+ই প্র.]।
গ্যাদ্ ধান্=[খু]—বি. এক প্রকার ধান ॥
গ্যানর্ গ্যানর্=[পা]—বি.পুনঃ পুনঃ আবদার ॥ [অনু.]।
গ্যানা=[কু,ব]—বিণ. শীর্ণ ॥
২=[চট্ট]—বি. গান বাজনা ॥ [<গান+আ প্র.]।
গ্যানা গ্যানা করা=[ব]—ক্রি. প্যান প্যান করা ॥ সব্ সময়্ গ্যানা গ্যানা কর কেন্? [অনু.]।
গ্যানা পারা=[ব]—ক্রি. বাজে বকা ॥ এত গ্যানা পার ক্যা? [অনু.]।
গ্যানের্ গ্যানের্=[কুম, সি]—অব্য. বিড়বিড়, প্যানপ্যান ॥ তোমার্ গ্যানের্ গ্যানের্ বালা লাগে না। [অনু.]।
গ্যান্=[রা]—বি.গায়ক ॥ [<গায়েন]।
গ্যান্‌গেইন্যা=[চা]—বিণ. নরম, নোংরা ॥ গাওডা গ্যান্‌গেইন্যা ঐয়া গেসে। [অনু.]।
গ্যান্‌গেইন্‌না=[নো]—বিণ গ্যাঁত-গেঁতে, ইনশেগুঁড়ি ॥ গ্যানগেইন্‌না বড়ি আয়ের্। [অনু.]।
গ্যান্ গ্যান্ করা=[চা]—ক্রি.অপ্রয়োজনীয় কথা বলা, মৃদু স্বরে কাঁদা, ত্যক্ত করা ॥ বেশি গ্যান্ গ্যান্ করলে কিসুই দির্ না। [অনু.]।
২=[চা]—ক্রি.গোপন করা ॥ পেডের্ বৈদ্যো কতাডা গ্যান্ গ্যান্ করি রাহিস্। [অনু.]।
গ্যান্‌যন্ত্রন্=[নো]—বি. জ্বালাতন ॥ ভাঁই হেতার্ গ্যান্‌যন্ত্রন্ হৈতে হারি না। [<জঞ্জাল]।
গ্যান্‌ভারি=[কুম]—বি. ইক্ষু ॥ গ্যান্‌ভারির্ আলি কত? [গন্ডেরী হিং]।
২=[কুম]—বিণ. ভণ্ড ॥ গ্যান্‌ভারি ফকির্ আইসে।
গ্যান্‌ডা হালদ্=[কুম]—বিণ. অসুখ ॥ আমার্ মাথাই একেবারে গ্যান্‌ডা হাগল। [<দেখ গেদা+পাগল]।
গ্যান্‌দন্=[রা]—বি. আবর্জনা ॥ এখানে গ্যান্‌দড় ফেলো না। [গন্দহ্ گند ফা.+ড় প্র.]।
গ্যান্‌দা=[চা]—বিণ. ছোট ॥ গ্যান্‌দা পোলাপান্ কি বুঝে? [<গেদা হিং]।
২=[ব, চা, পা]—বি. শিশু, খোকা ॥ গ্যান্‌দা বাল আসেত? [পুর্বে দেখ]।
৩=[বা, খু]—বি. নিন্দা, কুৎসা, দোষারোপ ॥ কারো গ্যান্‌দা আমি পসন্দ করি না। [গন্দহ্ گند ফা.=কুৎসিত, দুর্গন্ধ]।
গ্যান্‌দা গ্যান্‌দা=[নো]—বিণ. ছোট ছোট ॥ গ্যান্‌দা গ্যান্‌দা মাস্। [দেখ গ্যান্‌দা]।
গ্যান্‌দা ফুল=[ব]—বি. গাঁদা ফুল ॥ [<গেঁদা ফুল হিং]।
গ্যান্‌দা বুইদ্‌দা=[ব]—বি. ছোট ছেলে মেয়ে ॥ এইডা কাহার্ গ্যান্‌দা বুইদ্‌দা? [দেখ গ্যান্‌দা+বুইদ্‌দা অনু:]।
গ্যান্‌নর্ গ্যান্‌নর্ করা=[চা]—ক্রি. চুপে চুপে কথা বলা। এত গ্যান্‌নর্ গ্যান্‌নর্ কর কেন্? [ঘ্যানর ঘ্যানর করা ; অনু.]।
গ্যান্‌দা=[ব]—বি. ছেলে ॥ [দেখ গ্যান্‌দা]।
গ্যাপা=[ব]—বি. ক্ষেত নিড়ানোর পাদা ॥
গ্যাপাগেপি=[ক]—বি. ধ্বস্তাধ্বস্তি ॥ [অনু.]।
গ্যাপ্=[পা]—বি. বাঁক, মাটির গর্ত ॥
গ্যাবো=[চট্ট]—বিণ. বোন ॥ তোঁয়ার্ গ্যাবোর্ বিয়া কবে?
গ্যাব্=[রা]—বিণ, সর্বনাশ ॥ তুমি আমার্ গ্যাব্ করলে। [<গাপ]।
গ্যাব্‌ড়া=[খু]—বি. নারিকেলের ডাঁটা ॥ হারামযাদাকে গ্যাব্‌ড়া দিয়ে বাড়োবে চিঁড় করে কেলে দিব। [<গাবড়া]।
গ্যাব্‌রানো=[খু]—ক্রি. চলিয়া যাওয়া ॥ এখানতে তুই গ্যাব্‌রা।

গ্যাব্‌রো=[খু]—বি. নারিকেলের পাতা ॥

গ্যাবা=[খু]—বি. এক প্রকার ঘাস ॥

গ্যাবার্‌ দেওয়া=[সি]—ক্রি. বিনা পয়সায় লোক খাটানো ॥

গ্যাম্‌=[সি]—অব্য. শব্দ বিশেষ ॥ আও গ্যার্‌, দেখি কেমন্‌ বেটা ॥ [অনু.]।

গ্যায়্‌ড়া=[রা]—বি. মজুরের শ্রেণী বিশেষ ॥ খেতে গ্যার্‌ড়া লাগাছু।

গ্যায়্‌রা=[বা, খু]—বি. তাল ও নারিকেলের পাতার ডাঁটা ॥ [দেখ গ্যাব্‌ড়া]।

গ্যায়া=[চট্ট]—অব্য. সংশয় বা বিধা-প্রকাশক শব্দ ॥ তুঁই ঐল্যা গ্যায়া খাঁর্‌ বালাই। [অনু.]।

গ্যায়াতি=[চা]—বি. আত্মীয়। ওই আনার্‌ গ্যায়াতি। [<জ্ঞাতি]।

গ্যায়ানি=[চট্ট]—বিণ. জ্ঞানী ॥ আইল্‌ পানি, কি গরিয়ে ওবা গ্যায়ানি ? [<জ্ঞানী]।

গ্যায়ান্‌=[চট্ট]—বি. জ্ঞান ॥ আঁর মোডে অংকত্‌ গ্যায়ান্‌ নাই। [< জ্ঞান]।

গ্যায়ালি=[রং]—বিণ. বিবেচক ॥ লোহ্‌ বেশ্‌ গ্যায়ালি আছে। [দেখ গ্যায়ানি]।

গ্যায়ে=[ব]—বি. পেয়ারা, গয়া ॥ [< guava পোর্তু.]।

গ্যারদ্‌=[কু]—বি. এলাকা ॥ এই গ্যারদে এক্‌টা ভাল ডাক্‌তার্‌ও নাই। [<গির্দ گرد ফা.]।

গ্যারন্‌=[ব]—বি. গ্রন্থি, গিরো ॥ টান্‌ দাও নাইতো দড়িতে গ্যারন্‌ পড়ি গেল্‌। [<গিরাহ্‌ گره ফা.]।

গ্যারন্‌ লাগা=[পা]—ক্রি. গ্রহণ লাগা ॥ [<গ্রহণ লাগা]।

গ্যারস্‌ত=[চট্ট]—বি. পরিবার ॥ আমার্‌ গ্যারস্‌ত বাড়ি নাই। [< গৃহস্থ]।

গ্যারা=[কুম চা]—বি. অঙ্কুর ॥ দানের্‌ গ্যারা বালাইসে।

২=[বা]—বি. ডাঁটা ॥ নারকেলের্‌ গ্যারা রান্‌নার্‌ পক্‌খে বালা।

৩=[রা]—বি. ঢেঁকির উদুখল ॥

৪=[ক]—বি. পিঠ ॥ ইলিশ্‌ মাসের্‌ গ্যারার্‌ কাটা বেশি।

৫=[চট্ট]—বি. সমুদ্রের শামুক বিশেষ॥

৬=[চা]—বি. সুতলি পাকাইবার কাঠের তৈরী যন্ত্র বিশেষ ॥ এক্‌ গ্যারা হুতা পাহাও।

গ্যারাইয়া=[সি]—অস. ক্রি. লাথি দিয়া ॥ ওকে এহান্‌ থাক্যা গ্যারাইয়া খেদাও। [<গোড়া+ইয়া প্র.]।

গ্যারায়্‌যি=[চা, ব]—বি. গ্রাহ্য ॥ কলিকালের্‌ চ'্যাংরারা বাপ্‌মার্‌ কথা গ্যারায্‌যি করে না। [গ্রাহ্য+ই প্র.]।

গ্যারা দেওয়া=[সি]—ক্রি. অঙ্কুর গজানো ॥ ধানে গ্যারা দিসে।

২=[সি]—ক্রি. পিটুনি দেওয়া ॥ বেশি মাতিস্‌ না বেটা গ্যারা দিমু।

৩=[চা]—ক্রি. ঘুড়ি উড়াইবার সময় নাটাইয়ের সুতা গুটানো ॥ এক্‌ গ্যারা দি গুড়্‌ডিডা নামাই হালা।

গ্যারানি=[পা]—বি. অবশিষ্টাংশ ॥ তর্‌কারির্‌ ডিশে কিসু গ্যারানি আসে।

গ্যারানো=[চা]—ক্রি. ঘুমের মধ্যে নাক ডাকা ॥ ওই খালি গ্যারায়্‌। [অনু.]।

গ্যারান্‌=[চা, কুম, য]—বি. গন্ধ, ঘ্রাণ ॥ ফুল্‌ডার্‌ গ্যারান্‌ নাই। [< ঘ্রাণ]।

গ্যারাপি=[চা]—বি. নোঙর ॥

গ্যারাপি দেওয়া=[চা]—ক্রি. নোঙর করিয়া আটকাইয়া রাখা ॥ নাওডা গ্যারাপি দে।

গ্যারাফি=[বা, চট্ট, চা]—বি. নোঙর ॥ নৌকা গ্যারাফি কর্‌।

গ্যারাফি ফেলা=[ব]—ক্রি. স্থির হইয়া বসা ॥ [বাগ্‌ধারা]।

গ্যারাবি=[সি, চট্ট]—বি. নোঙর ॥ বাহাবের্‌ গ্যারাবি।

গ্যারাভোগ্‌=[রা]—বি. একটি ধানের নাম ॥

গ্যারামিয়া=[মো]—বি. গ্রামের লোক॥ মাইয়ার্‌ বিয়ার্‌ দিন্‌ গ্যারামিয়া খাওয়ান্‌ লাইগ্‌ব। [<গ্রাম+ইয়া প্র.]।

গ্যারে=[পা]—বি. অঞ্জলি ॥ এক গ্যারে পানি খামু।

গ্যারেক্‌, গ্যারেয্‌=[পা]—বি. আমোদ, মজা ॥ বশে বশে বুঝি গ্যারেয্‌ মারল ?

গ্যারেন্‌ডা=[সি]—বিণ. মোটাসোটা, বলবান্‌ ॥ তার্‌ পুয়া খুব্‌ গ্যারেন্‌ডা ঐয়া পর্‌দা বৈসিল্‌।

গ্যারেন্‌দাগিরি=[রং]—বি. দেমাক ॥ মাগির্‌ গ্যারেন্‌দাগিরির্‌ ঠেলায়্‌ শরে অস্‌থির্‌। [গোরন্দহ্‌ গিরী گردن کشی ফা. ; অর্থ প্র.]।

গ্যারের্‌, গ্যারের্‌=[কুম]—বি. অপ্রয়োজনীয় কথা ॥ তুই এত গ্যারের্‌ গ্যারের্‌ করস্‌ ক্যা ? [অনু. ; সাধু ঘ্যানর্‌ ঘ্যানর্‌]।

গ্যারেশ্‌ গ্যারেশ্‌=[রং]—অব্য. কাশির ফলে বুকের ভিতরের শব্দ ॥ বুক্‌খান্‌ খালি গ্যারেশ্‌ গ্যারেশ্‌ করোছে। [অনু.]।

গ্যারো=[কুম]—বি. বিপদ ॥ গ্যারো আর্‌ কাড়্‌সে না কি করি ? [গ্রহ]।

গ্যারোন্‌=[পা]—বি. গ্রহণ ॥ আয্‌ চাঁদে গ্যারোন্‌ লাগ্‌বি। [<গ্রহণ]।

গ্যারোল্‌=[বা]—বি. এক প্রকার গাছ ॥

গ্যার্‌=[ম, সি]—বি. রাগ, গর্ব ॥ মাইয়াডার্‌ গ্যার্‌ বর বেশি।

২=[কুম]—বি. প্রশস্ততা ॥ সারাডার্‌ গ্যার্‌ কম্‌। [<ঘের]।

৩=[রা, ব]—বিণ. গভীর ॥ ওর্‌ ঘা একেবারে গ্যার্‌ হয়ে গেছে (রা)। [< গহির<গভীর]।

৪=[ক]—বি. বেলে মাছের গর্ত ॥ আইয্‌গো গ্যার্‌ তোগাইয়া অনেক্‌ বাইলা মাস্‌ পাইসি। [<গার্‌ غار আং]।

৫=[কু]—বি. গর্ত ॥ সাবধানে চ'ল্‌, না হলে গ্যারে পড়বে। [পূর্বে দেখ]।

৬=[পা]—বি. পরিধি ॥ [ঘের]।

গ্যার্‌ গ্যারা=[বা]—বি. পিঠা বিশেষ ॥ গ্যারগ্যারা খাব্‌ না। [অনু.]।

২=[ম]—বিণ. খুব ঘন ॥ কলার্‌ বিচি খুব্‌ গ্যার্‌গ্যারা। [অনু.]।

২=[সি]—বিণ. ভাজা ॥ খাশিতা বর গ্যার্‌গ্যারা। অনু.]।

গ্যার্‌গ্যারানো=[কুম]—ক্রি. বড় বড় শব্দ করা ॥ মরার্‌ আগে হগল্‌তে গ্যার্‌-গ্যারায়্‌। [গ্যারগ্যার (নাম ধাতু)+আনো প্র.]।

গ্যার্‌গ্যারি=[কুম]—অব্য. গোঙানির শব্দ বিশেষ ॥ তার্‌ গলার্‌ গ্যার্‌ গ্যারি হুনি। [অনু.]।

গ্যার্‌সারি=[বা]—বি. বড় পানশি নৌকা ॥

গ্যার্‌বান্‌, গ্যার্‌মান্‌=[চট্ট, নো]—বি. দ্বীপাঞ্চলের সুপরিচিত কলা বিশেষ॥ গ্যার্‌বান্‌ কেলার্‌ সড়া গাসের্‌ তাই যুল্‌তে আসে।

গ্যাল বার্‌=[বা]—বি. গত বৎসর ॥ গ্যালবার্‌ পাশ্‌ কর্‌সি। [<গেলবার]।

গ্যালশ্‌=[কুম, নো চট্ট]—বি. গ্লাশ॥ এক্‌ গ্যালশ্‌ হানি দে (নো)। [<গ্লাস glass ইং]।

গ্যালা=[খু]—বি. বদনাম॥ [<গিলহ گله ফা.]।

গ্যালান্‌=[পা]—বি. কেরোসিন তৈল রাখার আধার ॥

গ্যালাপ্‌=[ম]—বি. গায়ের চাদর ॥ তোমার্‌ গ্যালাপ্‌টা বেশ্‌ নক্‌শি করা। [<গিলাফ غلاف আঃ]।

গ্যালাফ্‌=[চা,কু,সি]—বি. আস্তরণ॥ আবা শরিকের্‌ গ্যালাফ্‌ কালা। [দেখ গ্যালাপ্‌]।

২=[ম]—বি. চাদর॥ [পূর্বে দেখ]।

গ্যালেং=[রং]—বিণ. ইচুড়ে, খারাপ ॥ অয়্‌ বড় গ্যালেং কথা কয়্‌।

গ্যালো=[খু]—বিণ. বাচাল ॥ গ্যালো লোক্‌ কেউ দেখ্‌তি পারে না। [< গালো হিং]।

গ্যালোট্‌=[ম, পা]—বিণ. পরদ্রব্য আত্মসাৎকারী॥ এই গ্যালোট্‌টার্‌ আমার্‌ পাওনাটা আর্‌ দিল্‌ না।

গ্যাল্‌=[পা]—বি. দাগ, জখম ॥

গ্যাল্‌গ্যালা=[রং]—বিণ. আনন্দে আত্মহারা॥ [<গলাগলা <গল্‌+আ প্র. ; অর্থ প্র.]।

২=[রং,ম]—বিণ. অতিরিক্ত পাকা ॥ কাঁঠাল্‌টি পাকি গ্যালগ্যালা হচে (রং)। [<গলা<গল্‌+আ ; আতিশয্যে দ্বিত্ব]।

গ্যাল্‌গ্যালে=[পা]—বিণ. অতি মাত্রায় পাকা॥ কাঁঠাল্‌টা পাক্যা গ্যাল্‌গ্যালে এসে। [দেখ গ্যাল্‌গ্যালা২]।

গ্যাল্‌চ মারনো=[ম]—ক্রি. মিথ্যা প্রলোভন দিয়া ঘুরানো ॥

গ্যাল্‌তানি উঠা=[পা]—ক্রি. মুখ দিয়া থুথু বা বুদ্‌বুদ উঠা ॥

গ্যাল্‌না=[দি]—বি. গ্লানি॥ মান্‌শিক্‌ গ্যাল্‌না করো না। [<গ্লানি]।

গ্যাল্‌ম্যাটা করা=[পা]—ক্রি. একাকার করা ॥

গ্যাল্‌লা=[ম]—বি. শিশু ছেলে ॥ [<গেদা হিং+লা প্র.]।

গ্যাল্‌লেশ্‌=[চা]—বি. পান পাত্র, গ্লাশ ॥ এক গ্যাল্‌লেশ্‌ পানি দ্যাও। [<গ্লাস glass ইং]।

গ্যাল্‌শা=[পা]—বি. দুর্নাম॥ গ্যাল্‌শা করা ভালা নয়। [শিলহ্‌ শিকহ্‌ گله شکوه ফা.]।

গ্যাশা=[ক]—বিণ. ক্ষুদ্র ॥ এমন্‌ গ্যাশা দুটি মাছ্‌ মার্‌বার্‌ বেলেকো কিডা তোরে?

গ্যাশি মারা=[পা]—ক্রি. আলাপ করা ॥ উনি গ্যাশি মার্‌সেন্‌।

গ্যাশ্‌=[পা]—বি. শুষ্ক গোবরের সার ॥ [<বেঁশ]।

গ্যাশ্‌না=[পা]—বি. দাঁড়ের দণ্ড॥

গ্যাশ্‌লা কুপা=[পা]—বি. বাঁধার স্থান ॥

গ্যাসে=[কুম,চা]—ক্রি. গত ॥ গ্যাসে কাইল্‌ বাড়ি আইসি। [<গিয়াছে]।

২=[সি]—অব্য. কাছে, নিকটে ॥ আমার্‌ গ্যাসে ট্যাহা নাই। [<কাছে]।

গ্যাস্‌রা=[ম]—বি. যে এক কথায় কাজ করে না ॥ [বেঁচড়া]।

২=[নো]—বিণ. খোঁচা মারা ॥ হগলের গ্যাস্‌রা কতা শুন্‌ন যায়্‌ না ॥ [<গেঁজ+রা+প্র. ; অর্থ প্র.]।

গৈ

গৈ=[ম কুম]—বি. ঘুঁটে, গোবরের শুকনো জ্বালানী ॥ গৈয়্‌ থাকে দুদের্‌ শাদ্‌ থাকে। [<বহি<বসি ম. বাং]।

২=[রা]—বি. আলু বা হলুদের সারি ॥

৩=[রা]—বি. দোষ ত্রুটি ॥

৪=[হু, পা]—বি., বিণ. সাত (ঘুটি খেলায়) ॥

গৈয়াম্‌=[রা]— বি. পেয়ারা ॥ [<guava পোর্তু.]।

গৈ=[চট্ট]—বি. গোবরের জ্বালানী ঘুঁটে ॥ [দেখ গৈ]।

গৈড়া=[রা]—বি. প্রতিমা ॥ হিন্‌-দুরা গৈড়া পুজা করে। [<গুড়িয়া হিং =পুতুল]।

গৈ গেরাম্‌=[রং]—বি. গ্রামাঞ্চল ॥ গৈ গেরামের্‌ মানুষ্‌ খবর্‌ দিদা। [< গৈ<গাঁও<গ্রাম+গ্রাম]।

গৈগৈ করা=[ম]—ক্রি. গড়িমসি করা ॥ গৈগৈ কৈর‍্যা শুধু লাভ হৈব না।

গৈচ'া=[ক]—বি. ভিজা পাটের আঁটি ॥ [<গোছা<গুচ্ছ সং]।

২=[নো]—বি. ছোট ডালপালা দ্বারা তৈরী ক্ষেতের বেড়া ॥

গৈচে'=[পা]—বি. তৃণ বিশেষ ॥ গৈচে' পানিত্‌ পচি' যায়্‌।

গৈচ'্যা=[চ]—বি. একরূপ আলু ॥ গৈচ'্যা আলু কেবল্‌ গরিবেরা খায়্‌। [<গাছ+ইয়া প্র]।

গৈছ্‌'=[ম]—বি. কাঁটা ॥ পায়ে

গৈচ্' কুইসে। [<গোঁজ]।

গৈচ্'ক্যা=[পা]—বিণ. গজ পরিমাণ॥ এক্টা গৈচ্'ক্যা যোগালেই হবি। [<গজ+কা প্র.]।

গৈৰা=[কুম]—বিণ. বেশী দামে ক্রয়ের জন্য প্রস্তুত॥ [< গরয্ غرض আং+ইয়া ; অর্থ প্র.]।

২=[পা]—বি. মাটি কাটা কামলা বা মজুর॥

গৈষ্যা=[পা]—বি. যাহারা মাটি তোলে বা কাটে॥ তিডন্ গৈষ্যা ডাকো॥

২=[কুম চট্ট]—বি. ঝড়বৃষ্টির ঝাপটা॥ গৈষ্যা আইতাসে, দুয়ার্ডালা গাইয়া দেও।

গৈষ্যানো=[চট্ট]—ক্রি. গড়াগড়ি দেওয়া॥ ইতে বিসানত্ গৈষ্যায়।

গৈটা=[রং]—বি. শুক্না গোবর॥ গোবরের গৈটা তাংকু বাড়িখানত্ দেইশ্তো। [<গৈঠা হিং <গোবিষ্ঠা সং]।

২=[কুম]—বি. ঘটি॥ গৈটা আন্ পানি লমু। [<ঘটি+আ প্র.]।

গৈট্=[সি]—বি. দল, আড্ডা॥ [< গাঁট<গ্রন্থি সং ; অথবা গট্ হিং]

গৈট্টা=[চা]—বি. কঞ্চিতে গোবর মাখাইয়া প্রস্তুত জ্বালানী॥ গৈট্টাদা আগুন্ যালা। [দেখ গৈটা]।

২=[কুম]—বি. লোটা, ঘটি॥ এক্ গৈট্টা পানি আন্। [দেখ গৈটা২]।

গৈডা=[চা]—বি. ঘুটে॥ গৈডা বালাইয়া পাক্ করে। [দেখ গৈটা]।

গৈডা বাত্=[চা]—বি. নরম ভাত॥ রুগির লাইগ্যা গৈডাবাত্ বালা। [< ঘোঁটা √ঘুট+আ+ভাত]।

গৈড্ডা=[ফ]—বি. গাছের গুড়ি, দুয়ারের সামনে দেওয়া হয় এমন কাঠ॥ [< গোড়া]।

২=[পা]—বি. ঢেঁকির উদূখল। [< গাড্ডা<গর্ত]।

৩=[রা]—বি. বসত বাটিতে মাটি তোলার ফলে বাড়ীর পিছনে তৈরী খাদ॥ [পূর্বে দেখ ; কিংবা গড্ডা হিং]।

৪=[রং, কু]—বি. ঘুঙুর॥ [<গদা]।

গৈড্যা=[ফ]—বিণ. হাল চাষের সময় মাটিতে শুইয়া পড়ে এমন॥ [< গড়া+ইয়া প্র.]।

গৈড়্=[সু]—বি. কুচকির ফোড়া॥ গৈড় ওঠায় সাওয়াল্ বড় কশ্টে আসে।

২=[সি, পা]—বি. শয়ন॥ খাওয়ার্ শেশে গৈড় দেওয়া ভাল। [< গড়ি=গড়া]।

গৈড় পাড়া=[পা]—ক্রি. গড়াগড়ি দেওয়া॥ মাটির মৈদ্যে গৈড় পাইড়্তাইসে।

গৈড়্হা=[রা]—বি. গর্ত॥ লাফ্ দিয়া গৈড়হাডা পার্ হও। [দেখ গৈড়া৩]।

গৈত্যা=[পা]—বিণ. অলস॥ গৈত্যা পুলা কি কাম্ করবু?

গৈত্তা=[রা]—বি. আত্মীয়॥ ই গাঁয় গৈত্তা নাই। [<গোত্র+ইয়া প্র.]।

গৈদিশ্=[ফ]—অব্য. কারণ॥ যে কোন গৈদিশে আশ্তে পারে নাই। [< গরদিশ্ گردش ফা.=বিপদ বা অসুবিধা অর্থে]।

গৈদ্যা=[বা]—বি. ছোট গর্ত॥

গৈন্যা হাপ্=[চা]—বি. বেঁটে রক্তের ছোট সাপ বিশেষ॥ [<ঘরণী< গৃহিণী+আ প্র. স্বার্থে+সাপ <সর্প সং]।

গৈন্=[ম]—বি. দেরী॥ গৈন্ কৈর্যা ইশ্কুলে আহ ক্যা? [<গৌণ]।

২=[চট্ট]—বিণ. গভীর, গহীন॥ গৈন্ বনে বাগ্ থাকে। [<গহীন< গহন সং]।

গৈন্তা=[কুম]—বিণ. গভীর॥ [দেখ গৈন্২+তা স্বার্থে]।

গৈন্ন=[চা]—বি. গণনা, সম্মান॥ গুরুজনেরে গৈন্নকরন্ না ক্যান্? [< গণ্য]।

গৈন্ন মাইন্ন=[চা]—বিণ. মাননীয়, সম্মানী॥ বিয়ায় গৈন্ন মাইন্ন অনেক্ মানুশ্ আইসিল্। [<গণ্য মান্য]।

গৈপা=[চা]—বিণ. গল্পে পটু॥ ঐ গৈপার্ এ্যাক্টা কথাও হাসা না। [< গপ্<গল্প+ইয়া প্র.]।

গৈপাত্তর্=[খু]—বিণ. বরবাদ, ধ্বংস॥

গৈপার্=[রা]—বি. বুনো গাছ বিশেষ॥

গৈবি=[ম]—বিণ. দৈব॥ গৈবি ট্যাহা পাইসে। [<গাই'ব غائب আং+ই প্র.]।

গৈমানো=[ম]—ক্রি. প্রায় পচিয়া যাওয়া॥

২=[ম]—ক্রি. ঘুরানো॥ [<ঘুমানা হিং]।

গৈমার্=[ফ]—বিণ. হটকারী॥ গৈমার্ লোক্রে বিশ্শাশ্ কর্তে নাই। [< গুমরাহ্ گمراه ফা.]।

গৈয়ব্=[ম]—বি. শবরী, পেয়ারা॥ [<guava পোর্তু.]।

গৈয়ম্=[চট্ট]—বি. পেয়ারা॥ [পূর্বে দেখ]।

২=[বা]—বি. বয়াম॥ গৈয়ামে চিঁনি থুই। [<বৈয়াম, বয়াম<boiao পোর্তু. ; বর্ণ বিপর্যয়]।

গৈয়র্=[ম]—বি. পেয়ারা॥ গৈয়র্ খাও। [দেখ গৈয়া১]।

গৈয়া=[চট্ট]—বি. পালা গান বিশেষ॥ [<গবৈয়া হিং=গায়ক ; অর্থ প্র.]।

২=[চা]—বি. পেয়ারা॥ [< guava পোর্ত.]।

৩=[সি]—অস. ক্রি. চলিয়া॥ তুমার্ দিন্ হেলায় গৈয়া যায়। [< গোঁয়াইয়া]॥

৪=[সি]—বিণ. হিংস্রক॥ গৈয়া মানুশ্ কাটর্ বালা দেখ্তি পারে না।

গৈরপ্ করা=[চা]—ক্রি. অহঙ্কার করা॥ [<গৌরব করা]।

গৈরল্=[খু]—বি. একপ্রকার বাদ॥

গৈরা=[ম]—বিণ. অন্ধ, চিন্তা॥ গৈরা বলদে আল্ চ'লে না। [দেখ গৈড্যা]।

২=[ফ, চা, কুম]—বি. ঘুঙুর॥ গৈরা দিয়া চাঁকাওজি গুরা কর। [<ঘুঙুরা <গদা ; দেখ গৈড়া]।

৩=[কু]—বি. বাঁশের ছোট টুকরা ॥

গৈরা পিয়াজ্=[কুম]—বি. বড় পিয়াজ ॥ গৈরা পিয়ায্ আন্ । [গৈরা + পিঁয়াজ<পিয়াষ হিং]।

গৈরা গাবল্=[চা]—বি. একটি ধানের নাম ॥

গৈরালো=[পা]—ক্রি. বিশ্রাম নেওয়া ॥ খাওয়ার্ পর্ গৈরালে বাল। [< গড়ানো]।

গৈর‍্যা=[চা]—বিণ. লাল ॥ গৈর‍্যা মাটি দিয়া পাতিল্ বানায্ ॥ [<গেরুয়া <গৈরিক সং]।

গৈরোব্=[খু]—বি. গর্ব, অহঙ্কার ॥ মানুশের্ শাথে এত গৈরোব্ কর্তি নাই। [<গৌরব]।

গৈর্=[চা, চট্ট, ম]—বি. গড়াগড়ি ॥ খাইয়া উট্টানি গৈর্ দ্যাও। [<গড়ি =গড়াগড়ি]।

২=কু]—বি. ঝড় বৃষ্টির ঝাপটা ॥

৩=[কুম]—বি. সুপারি গাছের ফালা ॥ গৈর্ দিয়া মাচা দ্যাও।

৪=[চট্ট]—বি. সামুদ্রিক বন্যা ॥

৫=[ম]=বি. পেয়ারা, সবজি ॥ [দেখ গৈয়র্]।

গৈর্‌যা=[চা]—বি. চাহিদা ॥ এখন্ দেশে কাপরের্ বেশি গৈর্‌যা নাই। [<গরয্ غرض আং.=প্রয়োজন]।

গৈর্ দেওয়া=[কু]—ক্রি. শোয়া ॥ এক্টু গৈর্ দিয়া লৈ। [<গড়ি দেওয়া]।

গৈর্ দেওয়ানো=[সি]—ক্রি. গড়াইয়া দেওয়া ॥ গাটস্যারে ডাইনে গৈর্ দেও- য়াও। [<গড়ি<গড়াইয়া+দেওয়া]।

গৈর্ নাম্মা=[সি]—ক্রি. উরুদেশ ফুলা ॥ উরাতে গৈর্ নাম্‌সে, কিতা দিমু?

গৈর্ মুন্‌ড্ হৈয়া=[রং]—অস. ক্রি. গড় করিয়া ॥ [গড়+মুণ্ড+হইয়া]।

গৈলা=[কু]—বি. তিল ॥ বশন্তের্ যন্নি গৈলার্ তৈল্ খুব্ ভাল দাওয়াই।

২=[বা]—বি. শেষ জোয়ার ॥

গৈলানো=[বা]—ক্রি. নাড়ার আঁটি বাঁধা ॥ নারাগুলি গৈলাও।

গৈল্যা=[বা]—অস. ক্রি. পচিয়া ॥ আম্‌গুলান্ গৈল্যা গেছে! [<গলিয়া; গল্+ইয়া]।

গৈল্=[খু]—বি. গোয়াল ঘর ॥ গৈলে এট্টু ধোমা দে। [<গোয়াল<গোহাল <গোশালা সং]।

গৈল্ গর্=[পা]—বি. গোয়াল ঘর ॥ গৈল্ ঘরের্ গোবর্ ফালাও। [দেখ গৈল্ +ঘর]।

গৈল্‌শ্যা=[ক]—বিণ. পেটুক ॥ গৈল্‌শ্যা মানুশ্ যেমুন্ খায়্, তেমুন্ হাগে।

গৈশা=[চট্ট]—বি. তিল ॥ গৈশা তেল্ তিল্ চেঁয়া পেয়্।

গৈশৈ=[কু]—বি. গড়িমসি ॥ এই কায্ কৈর্‌তে এত গৈশৈ কর কেন্? [গড়িমসি]।

গৈশ্ কুতুব্=[সি]—বি. কামেল মানুশ ॥ [<গওস্ কুতব্ غوث قطب আং]।

গৈসা=[নো]—বি. গাছের ডালপালা ॥ [<গাছ্ +ইয়া প্র.]।

গৈসা লওয়া=[ম]—ক্রি. স্বীকার করা, মানিয়া লওয়া। [<গছিয়া লওয়া]।

গৈসে=[কুম]—বি. ইতস্ততঃ ॥ এ্যাত গৈসে কর ক্যান্? [দেখ গৈশৈ]।

গৈস্যা=[বা]—অস. ক্রি. স্বীকার করিয়া ॥ [<গছিয়া]।

গৈস্‌সা নেওয়া=[কুম]—বি. দায়িত্ব নেওয়া ॥ তোমার্ চ্যাহার্ বার্ আমি গৈস্‌সা নিলাম্। [দেখ গৈসা লওয়া]।

গো

গো=[পা, ফ]—বি. জেদ, এক- গুঁয়েমি ॥ [<গোঁ]।

২=[খু, ম]—বি. সুপারি ॥ এক্টু গো দ্যাও মা। [গুয়া<গুবাক]।

গোঅরা=[চট্ট]—বি. গোশালা ॥ ষাঁড়ে তুফানে গোঅরা ভাঁঙি গেইয়ে। [<গোহর<গোঘর+আ প্র.]।

গোআরি=[চট্ট]—বি. চোগলখুরী, পরনিন্দা, কুটনামি ॥ গোআরি করা বড় দোষ। [গোহারী হিং]।

গোআরি=[কুম]—বি. বদনামী ॥ আর্ গোআরি আর্ কত গাইবা? [দেখ গোঅরি]।

গোআলি=[কুম]—বি. অপযশ, বদনামী ॥ [দেখ গোঅরি]।

গোওলা=[চট্ট]—বি. গোচারণের মাঠ ॥

গোংগট্=[বা]—বিণ. মাথাবাঁকা ॥ [তুং ঘুন্‌গট হিং=ঘোমটা]।

গোংগর্=[পা]—বি. ঘরের পাশ ॥ [<ঘর গোড়; দেখ গোংগোর্]।

গোংগা=[ব. বা. চট্ট]—বিণ. বোকা ॥ [<গুংগা হিং=বোবা; অর্থ প্র.]।

২ =[সি]—বিণ. একরোখা, রুক্ষ স্বভাবের ॥

৩=[রা]—বিণ. বোবা ॥ গোংগাটার্ বুদ্দি আছে। [দেখ গোংগা]।

৪=[পা]—বিণ. নষ্ট ॥

গোংগানো=[কুম]—ক্রি. বড় বড় নিঃশ্বাস ফেলা ॥ হে ব্যাদ্‌নায় গোং- গাইতাসে। [অনু.]।

২=[ব, বা]—ক্রি. দুঃখে কষ্টে কাতর শব্দ করা, চীৎকার করা ॥ [অনু.]।

৩=[চা]—ক্রি. কাজে অসম্মতি জানানো ॥ বেশি গোংগাইস্ না, কাম্‌ডা কৈর‍্যা আয়্। [অনু.]।

গোংগামি=[সি]—বি. খারাপ কাজ ॥ বয় ঐয়াও তোমার গোংগামি গেল্ না?

গোংগাল্=[ব, রা]—বি. আইলের নীচের ফাঁক ॥ গোংগাল দি জমির্ পানি বৈর্ হয় (রা)। [<গঙ্গা+ল প্র.]।

গোং গোং করি=[রং]—ক্রি. বিণ. হা করিয়া, বোকার মত॥ মানুশির্ ভিতৃতি খালি খালি গোং গোং কহি থাকিশ্।[দেখ গোংগা]।

গোংগোর্=[পা]—বি. ঘরের পাশ॥ গোংগোরে নড়ে কি ? [দেখ গোংগর্]।

গোংড়া=[খু,য]—বিণ. বোকা, বুদ্ধিহীন, ক্ষেপাটে ॥ গোংড়া সেলে। [দেখ গোংগা]।

২=[য]—বিণ. যে স্পষ্ট করিয়া কথা বলিতে পারে না। [দেখ গোংগা]।

৩=[খু]—বি.হোগলার তৈরি মাথাল॥

গোংলা=[পা]—বি. মাছ বিশেষ॥

গোংরা=[ব. রা]—বি. তাজিয়া ॥ মরমের্ শময় শিয়ারা গোংরা বানায়্॥ [গহ্বারহ্ گهواره ফা.]।

২=[নো]—বি. এক প্রকার মাছ ॥ গোংরা মাস্ খুব্ বড় অয়্।

৩=[খু]—বিণ. গোঁয়ার ॥ ওয়ার্ মতো গোংরা মানুষ্ নয়ে আমি যাতি পারব না। [গোঁয়ার+আ প্র.]।

৪=[চা]—বিণ কপট ॥ পোলাডা ষবর্ গোংরা। [দেখ গোংড়া ; অর্থ প্র.]।

গোংরানো=[নো]—ক্রি. ঘুমের মধ্যে নাক ডাকা ॥ হিতান্ গুমের্ মদ্দি গোংরায়্। [অনু.]।

গোংলা=[কুম]—বি. চেংরা মাছ ॥

গোংশা=[পা]—বি. মাছ বিশেষ॥

গোংশানো=[পা]—ক্রি. বিবেচনা করা ॥ তুমার্ গোংশায়ে চ'না উচি'ত্।

গোংহা=[চা]—বি. শামুক ॥ [<ঘোংগা হিং]।

গোঅ'র্=[চট্ট]—বি. গোবর ॥ গরুর্ গোঅর্। [<গোবর]।

গোঅস্তা=[চট্ট]—বি. গোমস্তা ॥ হিতে অ'ঁর্ দোকানর্ গোঅস্তা। [<গোমস্তা<গুমাশ্তহ্ گماشته ফা.]।

গোঁওরা=[চট্ট]—বি. মহরমের তাজিয়া ॥ [দেখ গোংরা]।

গোঁওর্=[চট্ট]—বি. গোমর, গোপন তত্ত্ব ॥ তর্ ব্যাপার্ গোঁওর্ ফাঁক্ করি দিমর্। [<গোমর <গুমর্ হিং ; অর্থ প্র.]।

গোঁওর্ চে'গা=[চট্ট]—বি. অতি ছোট কালো মাছ বিশেষ ॥

গোঁকাইত্=[নো]—বিণ. বোকা ॥ ব্যাডা এক্সার্ গোঁকাইত্।

গোঁকান্=[কু]—ক্রি. কমান ॥

গোঁগাল্=[দি]—বি. আইলের ছিদ্র ॥

গোঁচ'া=[চট্ট]—বি. ধানের গোছ ॥ চ'রের্ ধানের্ গোঁচ'া এ্যাক্ মুটের্ উপ্রে অয়্। [<গোছা<গুচ্ছ সং]।

গোঁচ্'=[চট্ট]—বি. কোঁচা, কাছা ॥ গোঁচ্' দি কাম্ কর্। [<কোঁচা<কচ্ছ সং]।

গোঁজ্লা=[রা]—বি. ছিদ্র ॥ বেড়ার্ গোঁজ্লা বন্ কর্। [গোঁজ্+লা প্র.]।

গোঁজা=[চট্ট]—বি. কাঠ বাঁশ ইত্যাদির ক্ষুদ্র অংশ , পাট তিল ইত্যাদি গাছের গোড়ার অংশ। [গোঁজা, গোঁজ]।

২=[নো—বিণ. বেয়াড়া, অবাধ্য ॥

৩=[চট্ট]—বি. চাপা অসন্তোষ বা দুরভিসন্ধি ॥ [<গোঁজা ; গুঁজ+আ]।

গোঁটা=[রা, ব]—বি. ঢেঁকির মুষল ॥

গোঁট্=[খু]—বি. চিহ্ন ॥ পুকুরে মাটি কাটি গোঁট্ রাখা অয়্।

গোঁট্টাল্=[চট্ট]—বি. গোবর গাদা॥ গোঁট্টালো পদ্দফুল্ ফুডন্। [গোঁট্টা গোবিষ্ঠা সং+টাল হিং]।

গোঁডা=[নো]—বি. মিশ্রণ ॥ বিষ-দানো গোঁডা খাওন্ বালা ন।

গোঁতাইল্ বা গোঁথাইল্=[চট্ট]—বি.<গোশালা ॥

গোঁতা=[চট্ট]—বিণ. গোপন ॥ হিতার্ কথা অ'াঁর্ পেডত্ গোঁতা আসে। [< গুপ্ত]।

গোঁদানো=[কু]—বিণ. গন্ধযুক্ত ॥ গোঁদানো চাঁদের দাম্ খুব্ কম্। [<গন্ধ+আনো প্র.]।

গোঁয়াই=[চট্ট]—বি. প্রতিমা, দেব-তার নাম ॥ [<গোঁসাই<গোস্বামী]।

গোঁয়াইংগা=[চট্ট]—বি. ছোট এক প্রকার মাছ ॥ গোঁয়াইংগা মাসত্ মধা কম্।

গোঁয়াইচ'ান্=[চট্ট]—বি. গবুচাঁদ, বোকা ॥ যেঅন্ হোঁয়াইচ'ান্ রাযা, তেঅন্ গোঁয়াইচ'ান্ পাত্তর ॥ [< গবাই চাঁদ<গবুচন্দ্র]।

গোঁয়াইর্ ঘর্=] চট্ট]—বি. ঠাকুর ঘর ॥ গোঁয়াইর্ ঘর্ বৈয়েন্। [দেখ গোঁয়াই+ ঘর]।

গোঁয়াগ্‌ই=[চট্ট]—বি. মনোমালিন্য ॥

গোঁয়াচি'=[চট্ট]—বি. পেয়ারা ॥ গোঁয়াচি' বৌত্ মাইন্‌ষে শখ্ করি খায়্। <guavaপোর্ত্. +চি প্র.]।

গোঁয়াডা=[চট্ট]—বি. ঘোমটা ॥ নতুন্ বৌয়ে গোঁয়াডা খব্ দ্যায়্। [<ঘোমটা <গুণ্ঠন সং]।

গোঁয়াদা=[নো]—বি.গরুর কাঁধের ময়লাযুক্ত দাগ ॥ [দেখ গোকান্দা]।

গোঁয়ালি=[রা]—বি. একপ্রকার পোকা ॥ গোঁয়ালি পোকা ক্যামোন্ ?

গোঁয়াল্যা=[রা]—বি. একপ্রকার গাছ ॥ এক্টা গোঁয়াল্যা গাছের্ চারা দিবি নে ? [<গোয়ালিয়া]।

গোঁরা=[চট্ট]—বি. মূল, গোড়া ॥ গোঁরা কাডি উপদ্দি পানি ডালন্ [< গোড়া]।

২=[নো]—বি. দোষ ॥

গোঁর্=[নো]—বি. গোমর ॥ তোমার্ গোঁর্ হাঁক্ কৈর্যা দিমু। [দেখ গোঁওর্]।

গোঁরাল্ দেওয়া=[ব]—ক্রি. মুখে আগুন দেওয়া, লাথি মারা ॥ তোর্ মুখে গোঁরাল্ দেই, তুই আমার্ বিনাশ্ করলি। [<গোড়ালি দেওয়া]।

গোঁসা=[নো]—বি. ধানের গুচ্ছ ॥ [<গোছা<গুচ্ছ সং]।

গোঁস্=[চট্ট]—বি. পায়ের গিরা, ধুতির কোঁচা ॥ [<গোছ ;<কোঁচা]।

গোবর্ মজা=[রা]—বি. মেথির বীজ।

গোকাইলা=[পা]—বি. গিরগিটি ॥
গোকান্=[পা]—ক্রি. কবানো ॥
গোকান্দা=[চা]—বি. গরুর কাঁধের ঘা বিশেষ ॥ গোকান্দা শব্দযে বাগ্ ঘা। [<গো (=গরু)+ কাঁধ<স্কন্ধ সং+আ প্র. ; দেখ গোঁবাদা]।
গোকাশি=[বা]—বি.রোমন্থন, জাবর ॥ গরুতে গোকাশি করে।
গোকুর্ কাটা=[রং]—বি. একটি ঔষধের গাছ ॥ গোকুর্ কাটার্ গাছ্ খুব্ উপ্কারি।
গোকুল্ কোটা=[পা]—বি.একপ্রকার ফলের বিচি ॥ গোকুল্ কোটার্ ফল্ পাক্লি লাল্ অয়্।
গোক্কা=[বা]—বিণ. একগুঁয়ে, অশিষ্ট ॥ গোক্কার্ মত চ'ল ক্যা? [<গোঁ+কা প্র.]।
গোক্খিন্=[ম]—বি. গভীর, গর্ত ॥ নদিডা গোট ঐলেও খুব্ গোক্খিন্। [<গহীন<গহন সং]।
গোখুরিহ্=[রা]—বি. ক্ষতি ॥ হামি তোর্ কি গোখুরিহ্ করেছি? [<গু (বিষ্ঠা)+খোর ফা.+ই=গুখোরি]।
গোখ্রি=[পা]—বি. অন্যায় ॥ কি গোখ্রি কর্লু, হামার্ বাড়ি আইশুনা। [দেখ গোখুরিহ্]।
গোগা=[বি.]—বি. গোলমাল ॥ এখানে এত গোগা কিয়ের্? [<গোগা گوگا ফা.]।
গোগাল=[রা]—বি. খাল, আইলের গর্ত ॥ জমির্ আইলে কয়েক্টা গোগাল্ হয়েছে। [গজা+ল প্র. ; দেখ গোংগাল্]।
২=[ব]—বি. বিষপান অথবা পরিশ্রম হেতু মুখনিঃসৃত ফেনাযুক্ত লালা ॥
৩=[রা]—বি. লাল ॥ গোগাল্ পেড়ে শাড়ি।
গোগ্যাগিরি=[রং]—বি. কড়াবেজাজ, অবাধ্যতা ॥ পুলিশের্ হাতত্ পড়লি গোগ্যাগিরি ছুটিবেহ্।
গোগ্লা=[রং, ব]—বি. লালা, মুখের ফেনা, মৎস্যাদির ভুক্ত বস্তু ॥ যোয়ান্ মাছের্ গোগ্লা কাজে লাগে (রং)।
২=[রং]—বি. সরিষা কলাই গম ইত্যাদির খোসা ॥ শরিশার্ গোগ্লা পুরি দে।
গোগ্রা=[ম]—বিণ. খস্ খসে ॥ তার্ শৈল্ডা বর গোগ্রা।
গোচ'র্কা=[পা]—বি. শালিক বিশেষ ॥ [<গো শারিকা]।
গোচর্পনা=[রং]—বি. ক্ষেতে প্রথম দিনের কাজ ॥ আজ্ গোচর্পনা করিলু।
গোচল্=[রং]—বি. গোছল ॥ [<গুসল্ غسل আং]।
গোচ'া=[সি]—বি. ধানের গুচ্ছ ॥ এ বসির্ দানের্ গোচ'া বেশ্ মোটা। [<গোছা<গুচ্ছ সং]।
২=[নো]—বি. ধানের জালার গোছা ॥ [পূর্বে দেখ]।
৩=[বা]—ক্রি. নিরাময় হওয়া ॥ [<ঘুচা]।
গোচ'ানো=[বা]—ক্রি. সংকুচিত হওয়া ॥ [<কোঁচানো< কুঞ্চন+আনো প্র. কিংবা গোছানো]।
গোচার্ পনা=[রং]—বি. ধানরোপণের প্রথম দিন ॥ হামার্ বাড়িত্তে আজ্ গোচার্পনা। [দেখ গোচর্পনা]।
গোচ'ালি=[ক]—বি. পাট বা ধান গাছের গোড়া ॥ পায়ে পাটের্ গোচ'ালি বিন্ধেসে। [<গোছা+ লি]।
গোচি'=[ক]—বিণ. বাচ্চা ॥ গোচি' প্যাকালের্ লংকা চ'রহ্'রি খাতে মযা।
গোচে'না=[ক]—বি. গরুর মূত্রনালী ॥ আবুতারার্ ব্যারামে গোচে'না লাগে। [<গো+চোনা=(মূত্র)]।
গোচৈ'=[পা]—বি. নারিকেল বোঝাই নৌকা ॥
গোচে'াড়্=[খু]—বি. লাঠি দ্বারা রাখালদের খেলা বিশেষ ॥ সেলেরা গোচো'ড় খেল্সে।
গোছ্'=[খু]—বি. পানের বরজের বাঁশের খুঁটি ॥ [<গোজ]।
২=[রা]—বি. মাংস ॥ হামি গোছ্ খাই না। [<গোশ্ত্ گوشت ফা.]।
৩=[কু]—বি. গুছি ॥ একে গাছ্' ধানে কি আর্ পেট্ ভরে? [গুছি [<গোছ=গোছা<গুচ্ছ]।
৪=[বা]—বি. গরু মহিষ বাঁধিবার খুঁটা ॥ [দেখ গোচ্']।
৫=[ক]—বি. মাটির উপর অল্প জাগানো গাছের গোড়া ॥ [পূর্ব দেখ]।
৬=[পা]—বি. উপায় ॥ চ'ল্ খাই এক্ গোছ্' ঐবে। [<গোছ=উপায় বা অবস্থা]।
গোচ্'করা=[পা, ক]—ক্রি. ব্যবস্থা করা ॥ দুই চ'াইর্ দিনের্ মদ্দেই তোমার্ টেহার্ গোছ্' কর্সি। [দেখ গোছ্৬+করা]।
২=[পা]—ক্রি. সংকুচিত করা ॥ [<কোঁচ<কুঞ্চন সং+করা]।
গোচ্' গোচ্'=[ম]—ক্রি.বিণ. সঙ্কোচ বোধ ॥ [<ঘুচ্ ঘুচ্]।
২=[ক]—বি. সংগ্রহ, যোগাড় ॥ টেকা পয়্শা গোছ্' গোছ্' কর্। [<গোছগাছ]।
গোচ্'লা=[নো]—বি. গোহাল, ॥ গরু গুলা গোচ্'লাত্ আসে। [<গোশালা কিংবা গোচালা]।
গোছল্পনা= [রং]—বি. প্রারম্ভ, কৃষকদের রোয়া রোপণের প্রথম দিন ॥ [দেখ গোচর্পনা]।
গোছল্পন্=[রা]—বি. ধান রোপণের প্রথম উৎসব ॥ গোছল্পন্ করিমু। [দেখ গোছল্পনা]।
গোছা=[রা]—বি. নৌকার তক্তা শক্ত করার জন্য ভিতরে দুই পার্শ্বে লাগানো দুই ইঞ্চি চওড়া কাষ্ঠখণ্ড ॥
গোছাই ফেলা=[রং]—ক্রি. অনেক লোককে আহত করা ॥ মারি একেবারে গোছাই ফেলাইছে।
গোছাদ্=[রং]—বিণ. চরিত্রহীন ॥
গোছানো বা গোছ্না=[রং]— বি. গোময়, গরুর গোবরের অংশ ॥
গোছ্ পাকানো=[রং]—ক্রি. তলে তলে বুদ্ধি করা ॥ গোছ্ পাকাইলে

কি ঐব, অগ লগে পারবু না।

গোজ্‌=[রং]—বি. খাম, খুঁটি॥ গোজ্‌টা একনা ভাল করি পুতিস্‌। [< গোঁজ]।

২=[রং]—বি. রাগ॥ তুই গোজ্‌ হচিস্‌ ক্যানে? [<গোঁজ]।

গোজড্যা=[রা]— বিণ. মূর্খ॥ গোজ্‌ড্যা ছোড়াক্‌ হাকা। [তুং উজড্‌ হিং]।

গোঝড্‌=[য]—বিণ. নির্বোধ॥ [দেখ গোজ্‌ড্যা]।

গোঝর্‌=[চা]—বি. চিহ্ন॥ আহাপে এট্টু ম্যাগের্‌ গোঝরও নাই। [গুযর گزر ফা.=চলাচল]।

গোঝর্‌ গত্তানো=[পা]—ক্রি. বক্‌ বক্‌ করা॥ খালি গোঝর্‌ গুতাও কেন্‌?

গোঝা=[খু,রা,ব]—বি. খুঁটি, শলা॥ [<গোঁজা]।

গোঝানো=[য, খু, বা]—ক্রি. লুকানো॥ শব্‌ বিনিস্‌ গোঝাই রাখ কেন্‌? [< গোজা (নাম ধাতু)<গুজ্ঝ প্রং<গুহ্য সং+আনো প্র.]।

গোঝ্‌টে=[খু]—বিণ. আবল তাবল বকে যে॥ লোক্‌টা বড় গোযুটে।

গোযো=[য]—বিণ. গোঁয়ার, এক-রোখা॥

গোযোর্‌=[চা]—বি. চিহ্ন॥ আহাপে ম্যাগের্‌ এট্টু গোযোর্‌ নাই। [দেখ গোযর্‌]।

গোছ্‌=[খু, বা]—বি. গরু বাঁধার খুঁটা, ছোট খুঁটা॥ [দেখ গোছ্‌ʼ]।

২=[পা, চা]—বি. কাঠের খিল॥ [দেখ গোছ্‌ʼ]

৩=[কুম]—বি. কাছা॥ গোয্‌ মাইরা লাইগ্যা পর্‌। [<গোঁজ= যাহা গুঁজিয়া রাখা হয়]।

৪=[সি]—বি. ককুদ॥ উটের্‌ পিঠে গোয্‌ আসে। [<কুঁজ<কুব্জ সং]।

গোয্‌গোয়াইয়া=[পা]—অস. ক্রি. তাড়াতাড়ি করিয়া॥ গোয্‌গোযাইয়া যাও কৈ? [অনু.]।

গোয্‌রা=[পা]—বি. ঝগড়া॥ মেয়েরা গোয্‌রায় উস্‌তাদ্‌। [<ঝগড়া; বর্ণ বিপর্যয়]।

গোয্‌রা গত্তান্‌=[পা]—ক্রি. বিবাদ করা, খারাপ ব্যবহার করা॥ [দেখ গোয্‌রা]।

গোয্‌রানো=[খু]—ক্রি. গর্জন করা॥ [<গজ্‌রানো<গর্জ্জানো]

গোটক্‌ আদেক্‌=[রং]—বিণ. সামান্য কয়েকটি॥ মোক গোটক্‌ আদেক্‌ দেইশ্‌ বাহে। [<গোটা+ক<এক +আধেক<অর্দ্ধেক]।

গোটা=[পা]—বি. গাভীর দুধ॥

২=[চা]—বি. কলা॥

৩=[রং]—ক্রি. বিণ. গোছ, গোছা॥ দড়িখান্‌ গোটা কর্‌। [<গুটিকা]।

৪=[পা]—বি. বসন্ত॥ হামিদের্‌ গোটা উইঠ্‌সে। [তুং গুটি]।

৫=[য, খু, বা]—বি. ময়লা বা কুঁড়া॥ আউশ্‌ চা'উলে গোটা বেশি।

৬=[সি]—ক্রি. মন্থন করা॥ [< ঘোঁটা]।

গোটা ওঠা=[য]—ক্রি. বসন্ত রোগ হওয়া॥ তার্‌ গোটা ওট্‌সে। [দেখ গোটা$_{8}$+উঠা]।

গোটা করা=[রং]—ক্রি. গুটান॥ জিনিশ্‌ পত্‌তর্‌ শব্‌ গোটা করেক্‌। [দেখ গোটা$_{৩}$+করা]।

গোটা গোটা=[ফ]—বি. কাপড় পরার রীতি বিশেষ॥

গোটা গোটি=[রং]—বি. নড়াচাড়া॥ পাইনাগুলি গোটাগোটি কর কেন্‌? [<ঘোঁটা+ঘুঁটি অনুঃ; ঘুট্‌না হিং]।

গোটা টেংরা পত্‌=[সি]—বি. অস-মান পথ॥ গোটা টেংরা পতে সাইকেল্‌ চা'লান্‌ যায়?

গোটালি=[রং]—বিণ. গোল জাতীয়॥ কয়না গোটালি জিনিশ্‌। [<গোটা =(গোল)+লি প্র.]।

গোটাল্‌=[বা]—বিণ. সম্পূর্ণ॥ গোটাল্‌ মাছ্‌টা বিড়ালে খাইছে। [< (গোটা=সম্পূর্ণ)+ল স্বার্থে]।

গোটা হয্‌=[পা]—বি. ধনিয়া॥ তর্‌কারিতে গোটাহয্‌ দিলে খুব শাদ্‌ অয়॥ [<গোটা সজ]।

গোটি=[রা, কম]—বি. একপ্রকার মাছ॥

২=[পা]—বি. ঘটি॥ পিতলের্‌ গোটি। [<ঘটি, ঘটী]।

গোট্যাশ্‌=[পা]—বিণ. হিংসুটে॥ লোক্‌টা গোট্যাশ্‌।

গোটো=[খু]—বিণ. জড়ো, একত্র॥ ধান্‌গুলো গোটো করা হয়েসে। [গোটা <ঘট্‌]।

গোট্‌=[কুম, বা, রং]—বি. কোমরের অলঙ্কার॥ আইয়্‌কাইল্‌ মেয়েরা গোট্‌ পরে না।

২=[চা]—বি. আকার॥ আমগুলি গোটে মোট।

৩=[য, চা]—বি. জাত॥ এগুলো বেশ্‌ গোটের্‌ আম্‌।

৪=[য]—বিণ. স্তুপ॥ খড়গুলা গোট্‌ দাও।

৫=[বা]—বিণ. স্বপা॥ বাপ্‌কে এ্যাক্‌টা গোট্‌ ট্যাহা আসে।

গোট্‌কা=[য, চা]—বি. গবাদি পশুর অণ্ডকোষ ফেলার যে॥ গোট্‌কা আইসে হাঁর্‌ডা কাতাম্‌।

গোট্‌গাট্‌=[রং]—বিণ. গোল, ছোট অথচ সুন্দর॥ কাডাল্‌ডা বেশ্‌ গোট্‌গাট্‌। [<গোট=গোল+গাট্‌ অনুঃ]।

গোট্‌ গোট্‌ করা=[রং]—ক্রি. লাঙল তলাইয়া যাওয়া॥ লাংগল্‌টা খালি গোট্‌ গোট্‌ করি যায়ছে।

গোট্‌টাদি=[পা]—বিণ. অল্প॥ [< গোটাদুই]।

গোট্‌টানো=[চা]—ক্রি. স্তুপ করা॥ গরগুলা গোট্‌টাইয়া থো। [<গোটানো =(জড়ো করা)]।

গোট্‌টে গোট্‌টে=[য]—ক্রি. বিণ. দলেদলে॥ গোট্‌টে গোট্‌টে পুলিশ্‌ আইতাসে। [<গোষ্ঠী গোষ্ঠী; দ্বিঃ প্র.]।

গোট্‌না=[ব]—বি. নাড়াচাড়া করিবার উপকরণ। গোট্‌না দিয়া ভাজির্‌ ভুই।

[<ঘোট্না<ঘোঁটন (=আলোড়িত করা)+আ স্বার্থে]।

গোঠান্=[হু]—বি. যেখানে গরু থাকে ॥ [<গো+ঠাম<স্থান]।

গোঠা লাগা=[দি]—ক্রি. গরুর এক প্রকার ব্যাধি হওয়া।

গোঠ্না=[খু]—বি. গরু রাখার জায়গা.॥ গরুগুন্ গোঠ্নায় বাঁধ্। [< গোঠ<+না অতিরিক্ত শব্দ; কিংবা <গোঠান্ দেখ]।

গোডা=[চট্ট]—বিণ. সম্পূর্ণ, পূর্ণ, সমগ্র ॥ গোডা গরত্ মাল্ ভরা। [< গোটা=সম্পূর্ণ]।

২=[কুম]—বি. ধনে সজ, ধনিয়া ॥ গোডা তর্কারিতে দিলে খুব্ স্বাদ্ অয় ॥ [<গোটা=ধনিয়া অর্থে]।

৩=[রং]—বি. পাঁচড়া ॥ আমার্ গোডা ঐছে। [দেখ গোটা৪]।

৪=[চট্ট]—বি. ফল ॥ আম্ড়ার্ গোডা। [<গোটা]।

৫=[কুম]—বি. বীজ ॥ বাল গোডার্ বাল ফল্। [পূর্বে দেখ]।

গোডা আল্=[রং]—বি. এক প্রকার আলু ॥ গোডা আলুর্ তর্কারি ভালা। [<গোটা+আলু]।

গোডাহারা=[রা]—বি. গরুর ভাগাড় ॥ মরা গরু গোডাহারায় ফেল্।

গোডে=[চা]—অব্য. হইতে, থেকে ॥ পানি গোডেই প্যাট্ খারাপ্ অয়। [দেখ গোতে]।

গোডৈল্যা=[কুম]—বি. চাকা, দলা ॥ কোয়ায় বিতুরে গোডৈল্যা বানুলে। [<গুট্লি]।

গোডোরি ব্যাং=[নো]—বি. কুনো ব্যাঙ ॥ [<কোটুরি<কোটর সং+ই +ব্যাঙ্<ব্যাঙ সং]।

গোড্ গাড্=[চা]—বিণ. গোলাকার ॥ কাজলুডা গোড্গাড্। [দেখ গোট্গাট্]।

গোড্গোডে=[রং]—অন. ক্রি. থরথর করিয়া, কাঁপিয়া ॥ বাড়ি আইলে বোর্ মাইয়া গোড্গোডে ওঠে। [অনু.]।

২=[হু]—ক্রি. বিণ. ধুকপুক দাপে ॥ পুলিশের্ বুকে গোড্গোডে দৌড় করে।

গোড্ গোড্=[রং]—ক্রি. বিণ. খুব জোরে ॥ কল্ দিয়া গোড্গোড্ কৈর্যা পানি পৈড্ তেছে।

গোড্ডা=[রা]—বিণ. একগুঁয়ে ॥ মান্ষিটা গোড্ডা।

গোড্না=[বা]—বি. পেষণ করার কাঠ ॥ [<ঘোঁট্না √ঘুট্+না প্র.]

গোড়=[রা, রং]—বি. কাছে, নিকটে.॥ তাঁরি মোর্ গোড় গেল্। [গোড়=পা]।

গোড়া=[পা]—বি. বাঁশের তৈরী খোয়াড়, যেখানে গরু ও ঘোড়াকে ঘাস খাইতে দেওয়া হয় ॥

২=[পা]—বি., বিণ. এক (গুটিবাড়ি খেলার প্রথম সংখ্যা) ॥ [গোড়া = আরম্ভ]

গোড়াইশ্=[রং]—বি. গোড়ার অংশ, মূল অংশ ॥ বাশের্ গোড়াইশ্ খান্ দি কি করিবু। [<গোড়া(=মূল)+ইশ প্র.]।

গোড়াতক্=[খু]—বিণ. কতকগুলো ॥ আমারে গোড়াতক্ আম্ দ্যাও। [< [<গোটা কতক]।

গোড়াত্=[খু]—ক্রি. বিণ. কিছু পরিমাণ ॥ গোড়াত্ ভাত্ খায়েনে। [< গোটা কত]।

গোড়া দেওয়া=[খু]—ক্রি. গাছের মূল ছেদন করা। [<গোড়া+দেওয়া]।

গোড়াদ্=[খু]—বিণ. অল্পসংখ্যক ॥ বাথার্ হতি গোড়াদ্ আম্ আনিও। [দেখ গোড়াত্]।

গোড়ান্=[ব]—বিণ. চালু, গড়ানে ॥ গোড়ান্ বাগায় পানি দাড়ায় না। [< গড়ান; গড়া+আন প্র.]।

গোড়ান্ত=[রং]—বি. আদি, মূল ॥ মোর্টে আছে গোড়ান্ত। [<গোড়া (মূল)+অন্ত]।

গোড়ামুয়া=[নো]—বিণ. ঘোড়ার মুখের ন্যায় লম্বা মুখবিশিষ্ট ॥ [ঘোড়া +মুখ+আ প্র.]।

গোড়ার্ ঘর্=[পা]—বি. গুটিবাড়ি খেলার শেষ কোঠার ॥ [<গোড়া+র (সম্বন্ধে)+ঘর]।

গোড়াশি=[রং]—বি. গোড়ার অংশ, মূল অংশ ॥ বাঁশের্ গোড়াশি। [দেখ গোড়াইশ্]।

গোড়ে=[খু]—বিণ. অলস ॥ গোড়ে লোকের্ কাম্ নয় ইটা। [<গড়া+এ<ইয়া প্র.]।

গোড়োত্=[বা, রং]—বি. গোড়া, মূল ॥ নতুন্ চারাটার্ গোড়োত্ পানি দে (রং)। [<গোড়া+ত্=তে]।

গোড়্=[রা]—বি. পা ॥ গোড় ধুইয়া জুতা পর্। [<গোড়<গুল্ফ সং; গোড় হিং]।

২=[খু]—বি. ঢেউ ॥ ইশ্টিমার্ গেলি নদিতে গোড় হয়্।

গোড়্ গোড়া=[রং]—বিণ. অসভ্য ॥ তুই গোড়্গোড়া শয়তান্।

গোড়্ফাং=[খু]—বি. পাখি মারার ফাঁদ ॥

গোড়ন্যাত্=[পা]—বি. গোড়ার অংশ, কাণ্ড, আসল ॥ তুমিই শব্ কামের্ গোড়্ন্যাত্। [গোড়া=মূল+ন্যাৎ প্র.]।

গোড়াহ্যা=[রা]—বি. ডোবা ॥ মোর্ খেতের্ সাম্নে একনা গোড়হ্যা আছে। [<গাঢ়া হিং]।

গোতম্=[রং]—বি. ঘি ॥ [< ঘৃতম্ (?)]।

গোতল্=[খু]—বি. গোয়াল ঘর ॥ [<গো+স্থল (স্থান)]।

গোতা=[পা]—বিণ. অলস ॥ গোতা মানুষ্ কাম্ করে না।

২=[রং]—বি. এক প্রকার ছোট মাছ ॥ গোতা মাছের্ ভাজি ভাল লাগে।

৩=[ফ]—বি. কাঁথা ॥ শিত্কালে গোতার্ দর্কার্ হয়্।

৪=[কুম]—বি. আঘাত, ব্যথা ॥ [গুঁতা]।

৫=[প]—বিণ. সাদাসিধে ॥

গোতাইল্=[চট্ট.চা]—বি. গোশালা ॥ [দেখ গোতল্]।

গোত্তা মুড়ি দিয়া থাকা=[খ]—ক্রি. নিভৃতে চুপ করিয়া থাকা ॥ গোত্তা মুড়ি দিয়া এ বেলা কেনে বৈয়্যা আস বা ? [=বাঁধা মুড়ি দিয়া থাকা; থাপ্‌থায়া]।

গোত্তা দেওয়া=[ব]—ক্রি. স্নান করা, পানিতে ডুব দেওয়া ॥ [<গুতঃ غوطه আং+দেওয়া]।

গোত্তানো=[খু]—ক্রি. হাসিমুখে কোনো জিনিস জোর করিয়া দেওয়া ॥ মতি রাম্‌কে তাটাগুলো গোত্তায়ে দিয়েসে। [গুঁতানো ; অর্থ প্র.]।

গোত্তালা=[খু]=বি. বাধা, আড়ি ॥ শুভকাযে গোত্তালা লাগে বেশি।

গোত্তু=[ব]—বি. ঠেস ॥ গাযে গোত্তু দিও না। [<গুঁতা]।

গোত্তে=[ব]—অব্য. হইতে ॥ কোযান্‌ গোত্তে আইলা ? [দেখ গোড়ে]।

গোত্‌=[বা, ব]—বি. দেহ, শরীর ॥ গোত্‌ ধুয়ে আসি। [<গাত<গাত্র সং]।

২=[বং]—বি. গোত্র ॥ শত গোত্তে এমন্‌ থান্‌ থাছিস্‌। [<গোত্র]।

গোত্‌ত্তা=[কুম]—বি. ঘুড়ির ডিগবাজী ॥ পতিংডা গোত্‌তা দিসে। [<গুতঃ غوطه আং]।

২=[বং]—বি. পদাঘাত ॥ গোত্তা দিয়া ফেলাই দিচে। [<গুঁতা]।

গোত্তা খাওয়া=[চা]—ক্রি. ঘোরা, ঘুড়িকে কৌশলে এদিক সেদিক ঘুরানো ॥ [দেখ গোত্তা+খাওয়া]।

গোত্‌তা দেওয়া=[কুম, চা]— ক্রি. এদিক সেদিক যাওয়া, হঠাৎ দিক পরিবর্তন করা ॥ গোত্তা দিয়া যেই গেলা তোমারে আর্‌ পাইলাম্‌ না। [দেখ গোত্তা +দেওয়া]।

গোত্‌তানো=[কুম]—ক্রি. ঘুর্ণিপাকে উড়া ॥ ঘুড়ডিডা খালি গোত্তায়। [দেখ গোত্তা +আনো ক্রিয়ার]।

গোত্‌তালি মারা=[পা, ক]— ক্রি. দাপাদাপি বা ছটফট করা ॥ ঘোরামুক্ত গোত্তালি মাইর্যা চল্যা গেল্‌। [দেখ গোত্তা+আলি প্র.+মারা]।

২=[খু]—ক্রি. উলট পালট করা ॥

গোত্‌মাইয়া=[চা]—অস. ক্রি. ফিলাইয়া বা মারিয়া ॥ বেশি কতা কৈলে গোত্‌মাইয়া দিমু। [গুঁতা=(আঘাত)+মারিয়া]।

গোত্‌মা গাত্‌মা=[চা]—বিণ. মোটা সোটা ॥ সেরাডায় বেল্‌গোত্‌মা গাত্‌মা। [অনু.]।

গোত্‌মা গোত্‌মি=[ক]— বিণ. মোটা সোটা ॥ গোত্‌মা গোত্‌মি পোলাপান্‌। [অনু.]।

গোত্‌লানো=[ক]—ক্রি. ঘোলাটে করা ॥ পানি গোত্‌লাইল্‌ কে ?

গোথে=[ব]—অব্য. হইতে ॥ তুমি কুনু গোথে আইস ? [দেখ গোত্তে]।

গোদা=[চা, কুম, বা, নো]—বিণ. বেঁটে ও মোটা, যাহার পাছা মোটা বা ভারী ॥ গোদা মাইয়াডা শোভন্‌ না। [গোদা=গোদযুক্ত ; অর্থ প্র.]।

২=[সি]—বি. সার ॥ এ বয়ে গোনতু গোদা নাই। [<গুদা হিং]।

৩=[পা]—বি. অলস প্রকৃতির লোক ॥ ওই গোদা করবি এ কাম্‌ ? সে আর্‌ হবি না। [দেখ গোদা]।

৪=[চট]—বি. মাছ ধরার বেড়া বিশেষ ॥ ইয়াঁন্‌ বয়োতু বড় গোদা।

৫=[চট]—বি. নারিকেল গাছের ডাঁটার গোড়ার দিকের মোটা অংশ ॥

৬=[চট]—বি. নদীর স্রোত বন্ধ করিয়া জমিতে পানি দেওয়ার জন্য বাঁধ ॥

৭=[বং]—বি. যমদূত ॥ গোদা আইলে সময় পাবা না বাছে।

গোদাইয়া=]চা]—বিণ. যাহার চালচলন কথাবার্তা ইত্যাদি পুরুষের ন্যায়, অমার্জিত ॥ গোদাইয়া মাইয়াডা দেহ পাসে উইড়্যে। [=গোদকা]।

গোদা গোদা=[চা]—বিণ. মোটা মোটা, বিশ্রী ॥ মাইয়াডার্‌ গোদা গোদা পাও কেমুন্‌ দেহা যায়। [গোদা=গোদবিশিষ্ট ; অর্থ প্র.]।

গোদানি=[কুম]—বি. লতানো গাছ বিশেষ ॥ গোদানি গাম্‌ অঙ্গলের কামে লাগে।

২ =[বা]—বি. উলকি ॥ [<গোদ্‌না হিং]।

গোদানো=[পা]—ক্রি. গ্রাহ্য করা, স্বীকার করা ॥ আমি গরিব্‌ তাই সে আমারে গোদায়্‌ না।

গোদান্‌=[কুম]—বি. উলকি ॥ পাগল্‌ মায়ের্‌ কপালে গোদান্‌ দিসে। [দেখ গোদানি২]।

গোদাম্‌ন্‌=[ব]—বি. একপ্রকার আমন ধানের নাম ॥

গোদাম্‌=[চা]—বি. বোতাম ॥ [botao পোর্তু. ; বর্ণ বিপর্যয়]।

২ =[বা]—বি. ধন কচুরীপানা ॥ পুকুরে গোদাম্‌ থাকলে মাছ থাকুতি পারে না।

গোদার্‌ চেঁরেং বেরেং=[চা]—বি. দুষ্টামি, কাজলামি, এক কাজ রাখিয়া অন্য কাজ করণ ॥ তর্‌ গোদার চেঁরেং বেরেং দেহাম্‌, রাহ্‌।

গোদি=[বা]—বি. দুই বা ততোধিক নদী বা খালের বিস্তৃত মোহনা ॥

২ =[চা]—বিণ. গোদবিশিষ্ট ॥ [<গোদ+ই প্র.]।

গোদ্‌রন্‌=[চট]—ক্রি. অতীত হওয়া ॥ শীত্‌ গোদুরি গেইয়ে। [< গুযরান گذران ফা.]।

গোদ্‌ল্‌ বন্‌ধ=[সি]—বি. আমন ধানের চারা রোপণের উৎসব ॥

গোদোম্‌=[বং]—বি. কুতুম পাখী ॥ কু দেইকলে গোদোম্‌ কাঁদে (ডাকে)।

গোদোল্‌=[ক, বা]—বি. হা-ডু-ডু খেলা ॥

গোদ্‌=[সি]—বি. কোল ॥ বাচ্চাডা গোদে লও। [<গোদ্‌ হিং.]।

২=[লো]—বি. বাবেলা, ঠেকা ॥ গোদ্‌ বাইন্‌ধে।

গোয়্‌দা=[বা]—বি. পুরাতন কাপড়ের তৈরী তোষক বিশেষ ॥ [=গোদড়া ; গুদড় হিং]।

২=[চা]—বিণ. অহঙ্কারী মোটা ॥ গোল্লা মাইয়া কেডায় বিয়া করব। [দেখ গোলা+লা স্বার্থে]।

গোয়ালপাদি=[ম]—বি. একপ্রকার ভেষজ ॥

গোনা=[পা]—বি. বাজার ॥

২=[ক]—বি. বাঁক ॥ ওই গোনায় কাসে নাও থুইয়া আইসি। [<কোণা]।

৩=[ম]—বি. দুইক্ষেতের কোনা বা মিলনস্থান ॥

৪=[পা]—বি. নির্জনস্থান ॥

৫=[বা]—বি. নৌকার দাঁড় পাতিবার আড় কাঠি ॥

৬=[বা]—বি. মশারি ॥ [<খোনা]।

৭=[পা]—বি. নদীর তীরের খোঁচ স্থান ॥

গোনাগন্=[পা]—বি. বংশধর ॥ রহিম্ চৌধুরিদের গোনাগন্। [<গণাগণ=গোষ্ঠিবর্গ]।

গোনাগোন্=[পা]—বি. জনমানবের সাড়া ॥ রাতে এক্‌দম্ গোনাগোন্ নাই। [<গমনাগমন]।

গোনায়্=[ম]—বি. দিক ॥ আইয়্ পুব গোনায় থাইক্যা বিস্‌টি শুরু হৈসে। [গোনা<কোণা সং+য় প্র.]।

২=[ম]—বি. ক্ষেতের আইল, পায়ে চলার পথ ॥ এই গোনায় দৈয়া যাও।

গোনে=[বা]—অব্য. হইতে, থেকে ॥ তাহা গোনে কবে আইস?

গোন্=[বা]—বি. অনুকূল আবহাওয়া, অনুকূল স্রোত ॥ 'গোনে নাইয়া বেগোনে মরে বাইয়া।' [<গমন]।

২=[সি]—বি. যাদুবিদ্যা ॥ হেয় গোনের উস্তাদ্। [<গুণ]।

৩=[বা]—বি. দিক্ ॥ কোন্ গোনে যাবি? [<কোণ]।

৪=[ম,বা]—বি. সময় ॥ গোন্ মত খাওয়াই খাইও। [<গোন্ হিং=সুযোগ]।

৫=[খু]—বি. আতিথ্য গ্রহণ ॥

গোন্ করা=[বা]—ক্রি. দেরী করা ॥ এহুই গোন্ কর। [< গৌণ করা]।

গোন্ গুষ্টি=[মু]—বি. বংশ, গোষ্ঠ ॥ তারা আমার গোন্ গুষ্টির লোক্। [<গণ=গোষ্ঠী বর্গ+গোষ্ঠী সং]।

গোন্‌জা=[নি,রং]—বি. প্রোথিত বাঁশের খুঁটি ॥ পানির ভিতর্ একটা গোন্‌জা আছে। [দেখ গোঁজা, গোঁজ্]।

গোন্‌থা=[নো]—বিণ. গম্ভীর, অমালাপী ॥ লোক্‌টা বড় গোন্‌থা।

২=[ম]—বি. ঘুষ ॥ দেশে গোন্‌থা ঘুষের অবাব্ নাই। [<গাঁথা<গান্‌থা হিং; অর্থ প্র.]।

গোন্‌যারন্=[ম]—ক্রি. অতীত হওয়া ॥ রাইত্ গোন্‌যারিয়া দিন্ আইল্। [<গোজারন; গুযার্‌না হিং]।

গোন্‌টা=[কু]—বি. অস্থান ॥

গোন্‌ডা=[চট্টি]—বি. শুষ্ক গোবর, গোবরের ঘুঁটে ॥ গোন্‌ডা দি রান্দন্ যায়। [<ঘুণ্টিকা< ঘুণ্টিক সং; তুং গোইঁঠা হিং]।

গোন্দ=[বা]—বি. দুর্গন্ধ ॥ মরা লাশ্ হতি গোন্দ আসে। [<গন্ধ; অর্থ প্র.]।

গোন্‌দা=[খু]—বি. গন্ধ ॥ [দেখ গোন্দ]।

২=[চা]—বিণ. মোটা ॥ গোন্দা মানুষ্ কোন কামের না। [<গন্দা হিং]।

গোন্দানো=[ক]—ক্রি. তত্ত্বতালাশ লওয়া ॥

২=[রং]—ক্রি. গন্ধ করা ॥ বাপু, কি গোন্দায়রে? [<গন্ধ+ আনো ক্রিয়ার]।

গোন্দালি=[রং]—বিণ. গন্ধযুক্ত ॥ বাপুরে কি গোন্দালি জিনিশ্। [<গন্ধ+আলি প্র.]।

গোন্‌ধান্=[রা]—বি. দুর্গন্ধ ॥ মরা গরুর্ গোন্‌ধান্ আসুছে। [গন্ধ+আন]।

গোপর্=[সি]—বি. গোবর ॥ [<গোবর]।

গোপর্‌গাড্=[সি]—বি. যেখানে গোবর সংরক্ষণ করা হয় ॥ গোপর্ গাড়ে বেশ্ গোপর্ রয়্‌সে। [<গোবর+গাদা]।

গোপা=[চা]—বি. মাছ জীবিত রাখিবার মাটির পাত্র ॥ মাছ্‌টা গোপায় ভিজাইয়া রাখ্।

২=[পা]—বি. রান্নার তৈল রাখার ছোট মাটির পাত্র বিশেষ ॥

৩=[ম]—বি. শীতের রাতে যেখানে গরু রাখা হয় ॥ [<খোপ+আ প্র.]।

গোপাইল্=[রা,]—বি. গরুর লেজের চুলের গুচ্ছ ॥ গরুর্ লেজে গোপাইল্ না থাক্‌লে ন্যাড়া ন্যাড়া দেখা যায়্। [দেখ গোপালি]।

গোপাট্=[কুম, ম, চা, সি]—বি. গরু চলাচলের প্রশস্ত পথ, সড়ক ॥ [<গো+বাট]।

২=[কুম]—বি. পতিত জায়গা ॥ গোপাটে গরু চরে। [পূর্বে দেখ]।

গোপালি=[ম, কু]—বি. কেশ ॥ ঘোড়ায় গোপালি দি কান্ তৈরি করিস্ নাকি?

গোপাল্ গাদানি=[ক]—বিণ. পেটুকের ন্যায় ভোজন করে যে ॥ গোপাল্ গাদানিডায় খাইয়া আর্ নড়্‌তে পারে না।

গোপাল্ ভাংগ্=[রং]—বি. দুধদন্ত ॥ অর্ গোপাল্ ভাংগ্ ভাংগ্যা গেইচে।

গোপেগাপে=[চা]—ক্রি. বিণ. ফাঁকে, সুবিধামত ॥ গোপেগাপে কাম্‌ডা কৈর। [<খোপে খাপে]।

গোপ্=[রং, কুম, ক, চা]—বি. লাইন, পালা, জমি নিড়াইবার সময় কয়েকজন মিলিয়া যে পালা নিড়ায় ॥ এত্‌তখোনে দুই গোপ্ দেওয়া হল?

২=[বা]—বি. হাঁড়ী বিশেষ ॥

৩=[বা]—বি. খালের মোহনা ॥ [দেখ গোপ্৪]।

৪=[ম]—বি. ক্ষেতের কোনার অংশ ॥ এই গোপ্‌টা এবার্ বাইর্ গেসে [<খোপ]।

৫=[সি]—বি. জালের অংশ ॥

গোপ্‌চি=[চা]—বি. গোপন ॥ মামাইর্ গোপ্‌চি চ্যাহা দিয়া চৌর্ দনি ঐয়া গেল্। [<খোপ+চি প্র.]।

গোপ্‌চৌ=[চা]—বি. বিস্তীর্ণ চারণ-

গুঁড়ি ॥ গরুগুলা গোপ্টার্ দিয়া আয়্রে। [দেখ গোপাই্]।

গোপ্তানি=[খু]—বিণ. গোপন ॥ শত্রুত কথা গোপ্তানি থায় না। [< গুপ্ত+আনি প্র.]।

গোপ্না=[য]—বি. আড়াল, আলো-বাতাসহীন স্থান ॥ তোমাগো বারিহান্ গোপ্নার মৈদ্যে। [দেখ গোপ্৩+না স্বার্থে]।

গোপ্প্যা=[পা]—বিণ. যে বেশী গল্প বলে ॥ তর্ মত গোপ্প্যা আর্ দেখিনি। [<গপ্<গল্প<গল্প+ইয়া প্র.]।

গোপ্মতন্=[ঢা]—ক্রি. বিণ. সুবিধা মত ॥ গোপ্মতন্ কার্ কর। [<ঘোপ (=সুবিধা)+মতন]।

গোপ্ লওয়া=[চা]—ক্রি. আরম্ভ বা সূচনা করা, শৃঙ্খলাবদ্ধ করা ॥ কাইল্ হবার্ কামের্ গোপ্ লৈলাম্।

গোপ্লা গাদল্=[রা]—ক্রি. বিণ. পেট ভরিয়া ॥ শশুর্ বাড়ি গিয়া গোপ্লা গাদল্ খেয়েছি।

গোফাইল্=[পা]—বি. গরুর লেজের চুলের গুচ্ছ ॥ [দেখ গোপাইল্]।

গোফাট্=[কুম]—বি. চওড়া বা বড় রাস্তা ॥ গোফাট্ দৈয়া শিদা যাও। [দেখ গোপাট্]।

গোফ্=[সি]—বি. নদীর খাঁড়ি, যেখানে বিপদের কালে নৌক আশ্রয় নেয় ॥ [<ঘোপ]।

গোফ্লো=[য]—বি. ব্যাঘ্র জাতীয় প্রাণী ॥ গোফ্লো বিলাই দর্যা খায়।

গোবংগি=[পা]—ক্রি. বিণ. অনবরত, একঘেয়ে ॥ পুলাডা গোবংগি চিক্কর্ থুড়সে। [গো+ভঙ্গি]।

গোবর্ দাড়ি=[খু]—বি. কপাটি খেলা ॥

গোবর্ বাগন্=[খু]—বি. বিলেতী বেগুন ॥ গোবর্ বাগনে শর্দি কাটে।

গোবান্=[রা]—বি. প্রহার ॥ তোমাকে গোবান্ না দিলে তুমি ঠিক্ হবা না। [<কোপান]।

গোবারা=[কুম]—বি. খেয়াঘাট বা নৌকা ॥ [<গুদারা<গুযার্ گذار ফা.; বর্ণ বিপর্যয়]।

গোবিনদ=[রা]—বি. পোষা কবুতরের শ্রেণী বিশেষ ॥ [<গোবিন্দ]।

গোবিন্দ ভোগ্=[কুম চট্ট]—বি. পোলাওর চাউলের ধান বিশেষ ॥ [<গোবিন্দভোগ]।

গোবুদে=[খু]—বিণ. পচা, ব্যবহৃত ॥ মাছ্গুলি গোবুদে ঐ গেসে।

গোবোদ্=[য, পা, ম]—বিণ. বোকা, অবোধ ॥ গোবোদ্ মাইয়্যা। [< গাউদী হিং কিংবা গব্দা হিং= মোটা; দেখ গোব্দা]।

২=[য]—বি. গোবধজনিত পাপ ॥ [<গো বধ]।

গোবৌ=[য]—বি. ভাবী ॥ গোবৌ বাইত্ আইলে খাওন্দাওন্ বালা অয়্। [গো=ওগো+বউ<বহু প্রাং.<বধূ সং; দেখ গোমাই৩]।

গোব্দা=[ম]—বিণ. বোকা, নিষ্কর্মা ॥ গোব্দা পোলাদিয়া কর্মু কি? [< গব্দা হিং]।

২=[ম]—বিণ. স্থূলকায়, গোলগাল ॥ [পূর্বে দেখ]।

৩=[কুম]—বিণ. বিশ্রী রকমের বড় ॥ আলুডি গোব্দা কৈরা কাটুস কিয়ারে? [পূর্বে দেখ]।

গোব্বার্=[চট্ট]—বিণ. মেঘাচ্ছন্ন, আঁধার ॥ চাইর মুইক্কাত্তুন্ গোব্বার্ ঐ আইয়্যের্। [<গুবার غبار ফা. =কুয়াশা, ঘনঘোর]।

গোব্রা=[রং]—বি. একজাতীয় ঘাস, শ্যামা ঘাস ॥

গোব্রনে=[খু]—বিণ. গৌরবর্ণ, পাকার পূর্বাবস্থাপ্রাপ্ত ॥ গোব্রনে আম্ পাড়। [<গৌর+বর্ণ+এ<ইয়া প্র.]।

গোব্রে খানা=[য]—বি. গোবর ফেলার গর্ত ॥ [<গোবর+ইয়া প্র.+খানা=খাত সং]।

গোব্র্যা পোকা=[মা]—বি. গোবরে পোকা ॥ গোব্র্যা পোকা বাসে খুব থায়। [<গোবরিয়া পোকা= গোবরে পোকা]।

গোভান্ডা=[রং]—বি. গাছ বিশেষ (পাতা ছিঁড়িলে আঠা বাহির হয়) ॥ গোভান্ডার্ আঠা বিশের্ কাম্ দ্যায়্।

গোভিন্=[রা]—বিণ. গর্ভবতী ॥ গাইটা গোভিন্। [<গাভিন<গর্ভিণী সং]।

গোমনে=[ম]—ক্রি.বিণ. গোপনে ॥ গোমনে কার্ হাইর্যা আছ্। [< গোপনে]।

গোমর্=[চট্ট, কুম]—বি. দোষ, ত্রুটি ॥ তোঁমার কথাত্ গোমর্ আসে। [<গুমর্ হিং; অর্থ. প্র.]।

২=[য]—বি. অহঙ্কার ॥ বেশি গোমর্ করন্ বালা না। [<গুমর্ হিং; গুমান্ হিং]।

৩=[য]—বি. অনুরাগ ॥ ওই মুরির্ লাগ্যা কি এত গোমর্? [<গুমান্ گمان ফা.; অর্থ প্র.]।

গোমা=[কুম]—বি. গরম ॥ কি গোমা ফালাইসে! [=গুমা; গুম=বদ্ধ আব-হাওয়া+আ প্র.]।

২=[রং]—বি. দ্রোণ পুষ্প ॥ গোমার্ অশের্ অনেক্ গুন্।

৩=[ম,ঢা]—বিণ. মোটা তাজা, বেশী মোটা ॥ পরের্ পোলা গোমা গোমা।

৪=[রং]—বি. গোখ্রো সাপ ॥

৬=[ঢা]—বি. ছোট পেরেক ॥

গোমা আলু=[রং]—বি. অত্যন্ত ভালো ও শিকরবিশিষ্ট আলু ॥ গোমা আলুর্ ভাইল্ ভালো।

গোমাই=[ব, রং, রা, দি]—বি. গরুর মুখবন্ধ ॥ গরুর মুখে গোমাই না দি মাঠে নেওয়া উচিত্ নয় (রং)। [< গো+মুখ+আই প্র.]।

২=[খু]—বি. গোবর ॥ [<গোবর]।

৩=[য]—বি. মা ॥ তোমার্ গোমাই কেমুন্ আছুইন্? [গো=ওগো+মাই <মাইআ প্রাং<মাতৃকা সং; দেখ গোবৌ]।

গোমা কাতা=[খু]—বি. বড় কাঁথা।

বিশিষ্ট তাঁরকাটা ॥ গোমাকাডা মুআয় মারে। [<দেখ গোমা৩+কাঁটা]।

গোমান্=[সি]—বি. বড়াই, অহংকার ॥ বেশি গোমান্ করিও না। [< গুমান্ گمان ফা.; অর্থ প্র.]।

২=[রং]—বি. গরুর মুখের ঢাকনি বিশেষ ॥ গরুর্ মুখে গোমান্ দ্যাও। [<গো+মুখ+আন প্র.]।

গো মারা=[খু]—ক্রি. একগুঁয়েমি করা ॥ গো মারি বশি থাকি লাভ্টা কি? [<গোঁ+মারা]।

গোমা শাপ্=[রং, রা]—বি. গোখ্রা সাপ ॥ একটা গোমাশাপ্ বেড়াইছে(রা)। [দেখ গোমা৩+সাপ<সর্প]।

গোম্=[চট্ট]—বি. গম্ভীর ॥ এগ্বারে গোম্ ঐ গেসে গৈ। [< গুম্ گم ফা. =গুপ্ত ; অর্থ প্র.]।

২=[চা]—বি. বাঙ্গির আকৃতি বিশিষ্ট খুব ছোট এক প্রকার ফল ॥

৩=[বা]—বি. পটকা, বোমা ॥ বিয়েতে গোম্ ফুডায়। [<বোম, বোমা ; bomb ইং ; তুং bomba পোতু.]।

৪=[বা]—বি. মৃতের বাড়ি ॥ গোমের্ বারিতে তিন্ দিন্ রান্দন্ মানা। ['গম্ غم ফা.=শোক বা দুঃখ]।

৫=[চট্ট]—বিণ. নিখোঁজ ॥ লোক্টি কোবায় গোম্ ঐ গেল্। [< গুম্ گم ফা.]।

৬=[চা]—বি. গম ॥ [<গউম< গহুম প্রাং<গোধুম সং]।

গোম্ করা=[চা]—ক্রি. লুকানো ॥ চোঁরাডারে মাইরা একদুম্ গোম্ কর্সে। [দেখ গোম্১ +করা]।

গোম্টা=[চট্ট]—বি. গরুর গোবর দিয়া তৈরী জ্বালানী বিশেষ, ঘুঁটি ॥ [দেখ গোমুডা]।

২=[রং]—বি. অভিমান, রাগ ॥ মুখ্ খানে খালি গোম্টা লাগে আছিল্। [< গোমড়া অথবা গুমট+আ স্বার্থে]।

গোম্টাউলি=[কুম]— বি. শাশুড়ী ॥ [<বোয়াটা+উলি প্র. ; অর্থ প্র.]।

গোম্ডলা=[রং]—বিণ. দীর্ঘসূত্রী ॥ গোমুডলা লোকের্ এ কাম্ না।

গোম্ড়া=[খু]—বিণ. বোকা ॥ [গুম্রাহ্ گمراه ফা.=পথভ্রষ্ট ; দেখ গোম্রা]।

গোম্তি করা=[সি]—ক্রি. বাড়াইয়া যাওয়া ॥

গোম্বাক্রানো=[রং]—ক্রি. আচ্ছামত প্রহার করা ॥ চোরুক ধরি গোম্বাক্রাইচে।

গোম্বা ফুলানো=[পা]—ক্রি. মুখ ভার করা ॥

গোম্বু=[রং]—অব্য. সম্বোধন বিশেষ ॥ কেন্টে গেছিলু গোম্বু? [গো+বু= বুবু ; দেখ গোবৌ, গোমাই]।

গোম্রা=[নো,ফ]—বিণ. অজ্ঞ, মূর্খ, অবুঝ, পথভ্রষ্ট ॥ [দেখ গোম্ড়া]।

গোয়র্=[চট্ট]—বি. গোবর ॥ গোয়রে ভাল শার্ অয় [<গোবর]।

গোয়া=[সি]—বি. সুপারি ॥ [<গুয়া <গুবাক]।

২=[খু]—বি. মোরগ ॥ যামাই আইসে গোয়া ধর্।

৩=[রং]—বি. যোনি ॥ [<গুঅ প্রাং<গুদ=মলদ্বার]।

৪=[পা]—বি. পাছা ॥ [পূর্বে দেখ]

গোয়াই ঘর্=[চট্ট]—বি. ঠাকুর ঘর ॥ [<গোসাঁই<গোস্বামী (=দেবতা)+ঘর]।

গোয়াইল্লা=[চা,কুম]—বি. গোয়ালা ॥ এই গোয়াইল্লা আংগ গাই দোয়ায়্। [<গোয়ালা<গোপাল]।

গোয়াগোয়ি=[বা]—বি. সহবাস ॥ [দেখ গোয়া৩]।

গোয়া পাইরা=[কুম]—বিণ. দুইচাল বিশিষ্ট ॥

গোয়াচাপা=[ফ]—বি. ছোট কাপড়, লেংটি ॥ [দেখ গোয়া৩+চাপা]।

গোয়াচি=[চট্ট]—বি. পেয়ারা ॥ [গোয়া<guava পোর্তু.+চি প্র.]

গোয়াবালা=[কুম]—বি. দিনের বেলায় গরুকে যেখানে খাবার দেওয়া হয় ॥ গোয়াবালায় গাস্ দ্যাও। [<গোশালা]।

গোয়াট্=[কুম]—বি. পতিত জায়গা ॥ গোয়াটে গরু চ'রে। [দেখ গোপাট্]।

২=[কুম,নো]—বি. সরকারী রাস্তা ॥ গায়াট্ দিয়া মটর্ চ'লে। [দেখ গোপাট্ ; অর্থ প্র.]।

গোয়াড়া=[খু]—বি. গরুর খাদ্য দেওয়ার পাত্র বিশেষ ॥ গোয়াড়ায় খাবুনা দ্যাও। [<গো+হাঁড়া]।

গোয়ানো=[কুম,পা,রং]—ক্রি. যাপন করা, অতিবাহিত করা ॥ অযথা দিন্ গোয়াইলে পরে হায়্ হায়্ কর্তি অয় (পা)। [<গোয়ানো<গমান]।

২=[পা]—ক্রি. কারো সঙ্গে বসবাস বা সংসার করা ॥ যার্ শাথে যে গোয়ায়্ সেই তাকে ভালবাসে। [পূর্বে দেখ]।

৩=[কুম]—ক্রি. নষ্ট করা ॥ তোরে আরো গোয়াইলে বালা।

গোয়ামরি=[পা]— বি. মৌরী ॥ গোয়ামরি কত করি? [< গুয়া < গুবাক সং+ মৌরি< মহুরিআ প্রাং. <মধুরিকা সং]।

গোয়ামুরি=[ম]—বি. আমন ধান বিশেষের নাম ॥

২=[ম]—বি. মৌরী ॥ গোয়ামুরি খাও। [দেখ গোয়ামরি]।

গোয়ামুরি আইস্=[ম]—বি. মৃদু হাসি ॥ নয়া বৌ গোয়ামুরি আইস্ দ্যায়্। [দেখ গোয়ামরি+হাসি=মিষ্ট হাসি]।

গোয়ায় হাল্ডি দেওয়া=[চা]—ক্রি. অন্যের ক্ষতি করা ॥ তুমি পার কেবল্ পরের্ গোয়ায়্ হালুডি দিতে। [=গুহ্য দেশে লাঠি দেওয়া ; বাগ্‌ধারা]।

গোয়ারা=[ক]—বি. গোশালা ॥ গরুর্ গোয়ারা। [<গোয়ালা<গোশালা]।

২=[ম]—বিণ. প্রচুর ॥ তারে খুব গোয়ারা দেহা যায়্। [<গোয়ারা گوارا ফা. ; অর্থ প্র.]।

গোয়ারি=[কুম]—বি. গরুর ঘর বা খোঁয়াড় ॥ গোয়ারিভায় চাল্ ভাঙা।

[< গোয়ালি< গোহাইল< গোশাল গোশালা]।

২=[রা]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ॥ আইলে গোয়ারি কেইলে আশি।

গোয়ার্=[নো]—বি. গরুর হাড়॥ [<গো+হাড়]।

২=[কুম]—বিণ. গ্রাম্য, যাহার ভয় ভাবনা কম॥ লোক্টা বর গোয়ার্। [<গোঁয়ার]।

৩=[পা]—বিণ. শক্তিশালী॥ [পূর্বে দেখ]।

৪=[কুম, রা]—বি. বাঁশ বা সুপারি গাছের চটি বা কাইম॥

৫=[ফ]—বি. ছোট ডোবা বিশেষ॥ গোয়ারে কৈ মাস্ পাওয়া যায়।

গোয়ার্ কামর্=[ঢা]—ক্রি. বিণ. অনর্থক, স্বেচ্ছায়॥ তুমি গোয়ার্ কাম্‌রে ওখানে গিয়া মাইর্ খাইলা। [=গুহ্য দেশের কামড়; বাগ্‌ধারা]।

গোয়ার্‌ম্যান্=[কুম]—বি. সরকার, গভর্ণমেণ্ট॥ [<গভর্ণমেণ্ট government ইং]।

গোয়ালা=[রা]—বি. লতা বিশেষ॥

গোয়ালিয়া=[বা]—বি. গঙ্গা ফড়িং॥

গোয়াল্=[কুম]—বি. পশু চিকিৎসক॥ গরুর্ রোগে গোয়াল্ ডাহ। [গোপাল =গোরক্ষক]।

গোয়ালে বেলা=[ব, রা]—বি. বেলা নয়টা দশটা॥

গোয়াল্‌লি=[রং]—বি. রঙীন বড় ফড়িং বিশেষ॥ বাইশ্যাত্ গোয়াল্‌লি দেখা যায়।

গোয়াশিশি=[বা]—বি. এক প্রকার তৃণ॥ গোয়াশিশিতে ভুই বৈর‍্যাছে।

গোরপ্=[পা]—বি. অস্তমিত, ধ্বংস॥ [গরুব غروب আং=সূর্যাস্ত অর্থে]।

২=[চা]—বি. রাখাল॥

গোরপত্=[খু]—বিণ. লুপ্ত॥ শেই নবাবের্ বংশ আর্ গোরপত্ পরায়্। [দেখ গোরপ্]।

গোরম্ চে'ত্তা=[খু]—ক্রি. হঠাৎ মাথা গরম হওয়া॥ তার্ গোরম্ চে'ত্তিসে। [<গরম+চেতা; √চেত্+আ]।

গোরল্=[চট্]—বি. ব্যাঙের ডিমের থোকা॥ [<গরল]।

গোরশল্=[খু]—বি. গাছ বিশেষ॥ গোরশুলের্ বড় গন্ধ। [গোরক্ষুন]।

গোরশ্=[পা]—বি. গরুর দুধ॥ [<গো+রস]।

গোরশ্ গোরশ্=[রং]—অব্য. নিশ্বাস বন্ধ হইয়া যাওয়ার উপক্রমের সময় গলার আওয়াজ॥ গোরশ্ গোরশ্ করে কে? [অনু.]।

গোরস্‌তানে নেওয়া=[পা]—ক্রি. কারো মৃত্যু কামনা করা॥ তোকে গোরস্তানে নিম্, তয় মারুম্। [< গোরস্তান্ گورستان ফা.+এ+নেওয়া; বাগ্‌ধারা]।

গোরা=[পা, নো, রা]—বি. বাখারী নির্মিত খোঁয়াড়॥ গোরাতে গাশ্ দ্যাও।

২=[নো]—বি. ঢাকনা॥ বাতের্ হাইলা গোরাদি রাইশ্।

৩=[পা]—বি. লেবু বিশেষ॥ গোরা কাট্যা দ্যাও, বাত খাম্। [<গোঁড়া]।

৪=[বা, ফ]—বি. ডাঁটা॥ গোরা তর্‌কারি বালো।

৫=[ম]—বি. নৌকার গুড়া, যে কাষ্ঠ খণ্ডের উপর পাটাতন বিছানো হয়॥ [<গুড়া]।

৬=[ম]—বি. ব্যস্ততা, কোন কাজের জন্য উঠিয়া পড়িয়া লাগার ভাব॥

গোরাইঠা=[ম]—বি. বড় লাঠি॥ [< গরু (বৃহদর্থে)+লাঠা]।

গোরাইন্‌না=[ফ]—বি. লাঠি॥ গোরাইন্না দিয়া বারি মার্‌সে। [দেখ গোরাইঠা]।

গোরাইলা=[ম]—বি. বড় লাঠি॥ [দেখ গোরাইঠা]।

২=[ম]—বিণ. হিংসুক॥ গোরাইলা মাইন্‌ষে কারো বালাই দেক্‌পার্ পারে না। [<গয়ূর غیور আং+ইলা প্র.]।

গোরাকাঠ্=[ম]—বি. মেরু॥

গোরাচি'লা=[চট্]—বি. উপাসনার জন্য কবরের আকৃতিবিশিষ্ট কোঠা বিশেষ॥ [গোরা<গোর گور ফা.+চালা=ছোট ঘর]।

গোরাড্ডে=[খু]—বিণ. বড় ও মোটা॥ লোক্টার্ হাতে এক্টা গোরাড্ডে লাঠি।

গোরান্=[ব, খু]—বি. গাছ বিশেষ॥ [<গরান]।

২=[ক]—ক্রি. কাটা॥ [<গোড়া +আন প্র.]।

গোরাপ্=[খু]—বি. মুস্কিল॥ বড় গোরাপ্ হৈসেরে। [<গড়বড় হিং কিংবা গড়প্ হিং=কাদায় ডোবা; অর্থ প্র.]।

গোরামাস্=[ক]—বি. এক প্রকার ছোট দাগকাটা মাছ॥

গোরামিয়া=[সি]—বি. (সাধারণতঃ) বড় ভাই (বিশেষতঃ যিনি ফর্সা)॥ [<গোরা(=ফর্সা) +মিয়াঁ হিং]।

গোরামুয়া=[কুম]—বি. মুখের দড়ি॥ গরুটায়্ গোরামুয়া সির‍্যা খ্যাত্ খাইল্।

গোরালি=[পা]—বি. মাস্তুল আটকানোর ছোট দণ্ড॥ গোরালির্ শাতে মাস্তুল্ বান্দে॥

গোরালে টোকানো=[ঢা]—ক্রি. শয়তানী করা॥ তুই এত গোরাল্ টোকাস্ ক্যা? [=গোড়ালি ঠোকানো; বাগ্‌ধারা]।

গোরি=[ম]—বি. মাচান॥ লাউ গাসে গোরি দ্যাও।

গোরিন্দা=[ম]—বি. গুপ্তচর॥ আমার্ পিসে গোরিন্দা লাগ্‌সে। [গোয়েন্দা <গোই'ন্দহ্ گوئنده ফা.]।

গোরিয়া=[সি]—বি. পুরাতন ছন॥ গোরিয়া দিয়া আবার্ গর্ সাওয়ন্ যাইত।

গোরিয়াযারি=[সি]—বি. বিলাপ॥ যেন্ মা মরায় গোরিয়াযারি শুরু কর্‌সে। [< গিরয়হ্ گریه ফা.+ যারী زاری ফা.]।

গোরিয়ালা=[সি]—বিণ. সাদা, ফর্সা, সুন্দর॥ গোরিয়ালা লোক্। [< গোরা<গৌর সং+আলা প্র.]।

গোরিয়ানি=[সি]—বি. বাঁশের গোড়া ॥ গোরিয়ানি দিয়া গরের্ খুটা লাগাও ।

গোরুরি=[চা, ম, কুম]—বি. অভিমান ॥ গরিবের্ কাসে অত গোরুরি দেহাইও না । [<গুরুর্ غرور আং +ই প্র.] ।

গোরে ডাকা=[সি]—ক্রি. মৃত্যু নিকটবর্তী হওয়া ॥ তোমারে গোরে ডাকের্ । [<গোর گور ফা.+এ+ডাকা] ।

গোরের্ নারা=[নো]—বি. ধান কাটার পর ক্ষেতে অবশিষ্ট লম্বা খড় ॥ [<গোড়ার+নাড়া=খড়] ।

গোরের্ পারে যাওয়া=[ম]— ক্রি. মরা ॥ [<গোর گور ফা.+পাড়+যাওয়া] ।

গোরৈল্=[চট্ট]—বি. ব্যাঙের্ ডিমের স্তূপ ॥ পানিত্ ব্যাঙের্ গোরৈল্ ভাশের্ । [দেখ গোরল্] ।

গোরো=[ব, রা]—বিণ. ফর্সা ॥ সবাই গোরো মাইয়্যা পছন্দ করে (রা) । [<গোরা<গৌর সং+ও<উয়া প্র.]।

গোরোপ্=[হ]—বি. অন্যায় ॥ [দেখ গোরাপ্]

গোর্=[ব, রা]—বি. নিকট ॥ বসন্ত রোগির্ গোরে না যাওয়াই ভালো । [গোড়=পা] ।

গোর্ আযাব্=[সি]—বি. কবরের শাস্তি ॥ গোর্ আযাবের্ ডর্ রাখিও । [<গোর্ گور ফা. +'আযাব عذاب আং] ।

গোর্ করা=[চা]—ক্রি. মুখ ভার করিয়া থাকা, অন্ধকার হইয়া থাকা ॥ ম্যাগে গোর্ কৈর‍্যা রৈসে ॥ [<ঘোর =অন্ধকারের ভাব+ করা]

গোর্কি=[সি]— বিণ. ছিনাল, অসতী ॥ হেতার্ বৌজা গোর্কি ।

গোর্কুত্তে=[ম]—বি. মাছ বিশেষ ॥

গোর্ খাইয়া=[বং]—বি. গভীর গর্ত ॥ ঐঠায় গোর্ খাইয়া করল কে ?[<গড়খাই<গড়খাত; তুং গড়য়্যা হিং]।

গোর্ খুদুনি=[চট্ট]—বি. কবর খুড়ে এইরূপে কাল্পনিক জীব বিশেষ ॥ [<গোর گور ফা.+√খুদ্+উনি প্র.] ।

গোর্গুরি=[বং]—বি. গভীর গলার আওয়াজ ॥ এত গোরগুরি, বাপুরে বাপ্ ! [ধ্বন্যা.] ।

গোর্গোরা=[বং]—বিণ. গভীর ॥ গোর্গোরা পুকুর্ ।

গোর্চি'লা=[চা]—বি. চিল জাতীয় পাখী বিশেষ ॥ গোর্চি'লায় মুর্গির্ সাওডা নিয়া গেল্ । [গরু(বৃহদর্থে)+চিল+আ প্র.] ।

গোর্চে'লি=[চট্ট]—বি. মাছ বিশেষ ॥

গোর্জ মারা=[বং]—ক্রি. দণ্ডাঘারা আঘাত করা ॥ [<গুর্য گرز ফা.+ মারা] ।

গোর্ডাইনা=[ম]—বিণ.মোটাসোটা ॥ গোর্ডাইনা বলদ্ ।

গোর্তাল্=[ফ]—বিণ. ভীষণ, ভয়ানক ॥ কি গোর্তাল্ ম্যাগ্ করসে ।

গোর্দা=[পা]—বি. হাম ॥ পোলাডার্ গোর্দা উড়সে ।

২=[কুম]—বি. প্লীহা, কলিজার সাথের ছোট মাংস পিণ্ড ॥ গরুর্ গোর্দা অনেকে খায় । [<গুর্দা گرده ফা.] ।

গোর্দা গর্মানো=[পা]—ক্রি. রাগ দেখানো ॥ হে কেবল্ গোর্দা গুমাইতে পারে ।

গোর্দা গর্দি=[ক]—বি. লড়াই, হুড়াহুড়ি ॥

গোর্পল্=[চা]—বি. অধিক পানিতে পলোর উপর দাঁড়াইয়া মাছ ধরার পদ্ধতি ॥ গোর্পল্ বাইয়া বেশি মাস্ মারন্ যায় না ।

গোর্ফি=[কুম]—বি. ঝোঁপ, অন্ধকার স্থান ॥ পলাপলি খেলায় সুমন্ গোর্ফিতে পলায় ।

গোর্বা=[ম]—বিণ. দরিদ্র ॥ আমরা গরিব্ গোর্বা মানুষ । [<'গুরবা غربا আং; 'গরীব غريب আং এর বহুব.] ।

২=[চট্ট]—বি. বাপের ছোট ভাই, চাচা ॥

গোর্ মারা=[খু]—ক্রি. পায়ের গোড়ালি দিয়া আঘাত করা ॥ [<গোড় হিং+মারা] ।

গোর্মুটা=[সি]—বিণ. বেঁটাকৃতি ॥

গোর্বহন্=[চা]—বি. বড় বহন ॥ গোর্বহুন্ কোনু কোনু তর্কারিতে লাগে । [দেখ গোরভন্] । ।

গোর্সা=[চা]—বি. গরু বাঁধার লম্বা দড়ি ॥ [দেখ গোসর্] ॥

গোলক্=[পা]—বি. দশ বার হাত চওড়া নৌকা ॥

গোলম্যা=[নো]—বি. সাদা জাম বিশেষ ॥ গোলম্যা টক্ লয় । [গোলাপ জাম] ।

গোলা=[রা]—বি. ঘর নিকানোর জন্য মাটি মিশেল পানি ॥

২=[রা]—বি. কবুতরের শ্রেণী বিশেষ ॥

৩=[ক]—বি. আমের রস ॥ একটা আমে অনেক্ গোলা ঐসে ।

৪ =[বা]—বি. মশারি ॥ গোলা টানাইয়া শোও ।

৫=[চা]—বি. বিল ॥ গোলাতে বরা পানি ।

৬=[চট্ট, নো]—বি. মাঠ, জমি ॥

৭=[খু]—বি. জলের আবর্ত, নদীর মধ্যে যেখানে জল গোল হইয়া ঘোরে ॥ গোলায় পড়ি নাও ডুবল । [গোল+আ প্র.] ।

৮=[চা, পা]—বি. পানি মিশ্রিত চাউলের গুঁড়ি ॥ [√গুল্] ।

৯=[কু, পা]—বি.আখের ছোবড়া ॥ খারাপ্ কুশেরের্ রস্ মোটেই পাওয়া যায় না, কেবল্ গোলা ।

১০=[ক]—বি. বেড়াজাল, ধাঁধাঁ ॥ তোমার্ কথায় গোলায় পড়্সি ।

গোলাইয়া=[চাঁ]—অস. ক্রি. গোল করিয়া, গোলাকার হইয়া ॥ খেইলের্ গরুডা গোলাইয়া বানাও । [<গোল +ইয়া প্র.] ।

গোলাখেত্=[কুম]—বি. বাড়ির পাশের জমি ॥ [দেখ গোলা৬ +ক্ষেত <ক্ষেত্র সং] ।

গোলাচি'=[খু]—বি. আঙুলের মাথা ॥ আঙুলডার্ গোল্চি' ফাটে গেসে।

গোলা তোলা=[পা]—ক্রি. কাজ নষ্ট করা ॥

গোলানো=[খু]—ক্রি. লণ্ডভণ্ডকরা, ছিন্নভিন্ন হওয়া ॥ খাটের্ উপর কাপড়্ গুলি গোলায়ে আসে।

গোলান্=[রা, ব]—বিণ. উর্বর ॥ গোলান্ জমিত্ ফসল্ বেশি হয় (রা)।

গোলাপি=[ম]—বি. একটি আমন ধানের নাম ॥ [গুলাব گلاب ফা. +ই]।

গোলাপ্=[ম]—বি. সখী ॥ রহিমা রাবেয়ার্ গোলাপ্। [< গুলাব گلاب ফা. ; অর্থ প্র.]।

গোলাপ্ পাইর্=[ম]—বি. গ্রাম্য খেলা বিশেষ ॥ গোলাপ্ পাইর্ পুলাপানের্ খেলা।

গোলাব্ যাম্=[কুম. চট্ট]—বি. গোলাপ ফুলের মতো সুগন্ধিযুক্ত জাম বিশেষ ॥ [দেখ গোলযুমা]।

গোলামি=[বং]—বি. অকাজে সময় নষ্ট করণ ॥ তোর্ গোলামি ভাল লাগে না।

গোলাম্ড়ো=[বা]—বি. পায়ের গোড়ালি ॥

গোলামের্ গেডি=[চা]—বিণ. গালি বিশেষ ॥ পোলাডা এক্কেবারে গোলামের্ গেডি। [< গুলাম غلام আ: +এর +গেডি<গেদা ছিঃ— শিশু]।

গোলামের্ পো=[চা]—বি. মেয়েদের গালি বিশেষ ॥ গোলামের্ পো গোলাম্, আমারে আর্ কত যালাবি। [দেখ গোলামের্ গেডি+পো<পুত্র সং]।

গোলাম্ অগর্=[রা]—বিণ. মাছ বিশেষ ॥

গোলুই=[কু]—বি. নৌকার মধ্য-স্থান ॥ নৌকার্ গোলুইতে পানি ভরা। [<গলুই]

গোলে=[বা]—অব্য. হইতে ॥ কোথা গোলে আইস? [<গোড়+এ বিভক্তি]।

গোলে অম্বল=[পা]—বিণ. বিশৃ-ঙ্খল ॥ আমার্ কাম্ গোলে অম্বল্।

গোলেটাক্=[বা]—বি. ভয়ঙ্কর ফাঁকি ॥ মানুষটা তুমারে এমুন্ গোলে-টাক্ দিয়া গেল্।

গোলেয়া=[বং]—বি. গোলদ্রব্য ॥ এক্খান্ গোলেয়া আনি দেইহ্। [< গোল+ইয়া প্র.]।

গোল্যা=[বা]—বি. ঝাঁটা ॥ দানের্ গোল্যাটা নি আয়্।

গোলৈ=[ম. ক. পা]—বি. নৌকার সম্মুখের ও পিছনের কোণাকৃতি স্থান ॥ [দেখ গোলুই]।

গোল্=[ব, রা]—বিণ. মাঠের উপ-রের দিকের জমি ॥ গোল্ যমিতে ফসল্ ভাল হয় (ব)।

২=[কুম বা]—বি. রসানো শরীরের রস ঝরাইবার জন্য পায়ে স্বেচ্ছাকৃত তৈরী ঘা। [<গুল]।

৩=[খু.ফ]—বি. নদীর পাকের জল বুদ্বুদ ॥

গোল্ করা=[খু]—ক্রি. নিবানো ॥ আলোটা গোল্ কর্। [<গুল্ হিং +করা]।

গোল্ খার্=[না, সি]—বি. পায়ের অলঙ্কার বিশেষ ॥ [=গোড় খাড়্]।

গোল্গশ্ত্=[ম]—বি. আমোদ প্রমোদ ॥ শাদিতে খুব্ গোল্গশ্ত্ অসে। [<গুল গশ্ত্ گل گشت ফা. =উদ্যানে ভ্রমণ]।

গোল্গুইল্যা=[চট্ট]—বিণ. গোলা-কার ॥ গোলগুইল্যা আম্। [< গোল+গুইল্যা অনু.]

গোল্ গোল্=[রং]—বিণ. ঢিলা, পরিমাণ হইতে বেশী ক্ষয় প্রাপ্ত ॥ একেবারে গোল্গোলা হচ্ছে।

গোল্ষা=[কুম]—বি. খড়ি ॥ চুঁলায় গোল্ষা দে।

গোল্টা=[ম]—বি. শ্লেষ্মা ॥

গোল্ ডালা=[পা]—বি. কুপরামর্শ ॥

গোল্তানি=[পা]—বি. পানিতে মাছের নড়া ॥ রুই মাছ্ রাইতে গোল্-তানি দেয়। [<গল্তান্ غلطان ফা. +ই প্র.]।

গোল্না=[লো]—বি. পাক ॥ গোল্নায় নদে ন যাইয়ু।

গোল্ পাকানো=[চা]—ক্রি. পরামর্শ করা ॥ রাইতে রাইতে গোল্ পাকাইয়া আমারে বোডে ফেল্ করাইল্। [< গোল (গোলমাল)+পাকানো]।

গোল্ফা=[চা]—বি. গোঁজ বা শিকড় ॥ তালের্ গোল্ফা বাইর্ ঐসে।

গোল্মালা=[পা]—বি. গোলাকার বস্তু ॥ তোর্ হাতে গোল্মালা ওটা কিরে? [<গোল+মালা প্র.]।

গোল্মেক্=[চা]—বি. বড় পেরেক ॥ চ'কির্ হগল্ পায়ায় একটা কৈর্যা গোল্মেক্ লাগাও। [গুল্ মেখ گل میخ ফা.]।

গোল্লা=[চা]—বি. মাথার মধ্যস্থলে চুলের গোলাকার চিহ্ন ॥ অর্ মাথায় দুইডা গোল্লা। [<গোল+লা স্বার্থে]।

২=[দি, রা,বং]—বি. ফেনা, মুখের লালা ॥

গোল্লা খেলা=[কুম]—বি. দৌড়া-দৌড় খেলা ॥

গোল্লা বেত্=[কুম]—বি. গ্রাম্য মাতব্বরদের হাতের বেত ॥

গোল্লা ন্টু=[পা]—বি. এক প্রকার দৌড়াদৌড়ি খেলা ॥ [<গোল্লাছুট]।

গোল্শা=[খু]—বি. টেংরা জাতীয় মাছ ॥

গোলশাং=[বং] বি. হিজিবিজি, গণ্ডগোল ॥ তার গোল্শাংতে ফিরন্ জাবেক্।

গোল্শ্যা=[ফ]—বিণ. পেটুক ॥ গোল্-শ্যার্ মত গিল্সে।

২=[ফ]—বি. শকুন।

গোল্হুইন্=[নো]—বি. বস্তা সেলাইর সুঁই। [<গোল+সুইচ< সূচী সং]।

গোশা=[ম]—বিণ. কুড়ে, অলস ॥ গোশা মাইন্শের্ উন্নতি নাই।

গোসাই দেওয়া=[বং]—ক্রি. প্রণাম করা ॥ [গোঁসাই < গোস্বামী + দেওয়া]।

গোলা খাওয়া=[খুর]—ক্রি. জালি বা গাঙীর গায় দুই চারি জনে মিলিয়া খাওয়া ॥ [<গোল. খাওয়া]।

গোশানশিন্=[য]—বিণ. নির্জনবাসী, সংসারত্যাগী ॥ [<গোশহ্ নশীন گوشه نشين ফা.]।

গোশি=[ব; পা]—বি. শুকনা গোবর ॥ [ঘসি ম. বাং]।

গোশ্টি গারা=[সি]—বি. বংশধর ॥ আমার্ গোশ্টি গারা সবাই শিক্ষিত। [<গোষ্ঠী সং+গারা অনুঃ]।

গোশ্ পারা=[পা]—ক্রি. বিলম্ব করা ॥

গোশ্মাইল্=[বা]—বি. ন্যাকড়া ॥ গোশ্মাইন্ সারা পাতিল্ নামান্ যায় না। [<দস্তমাল دستمال ফা.]।

গোশ্‌রা=[সি]—বি. কাঁটা মাছি ॥

গোসর্=[খু]—বি. গোচারণের লম্বা দড়ি ॥ গোসরের্ দড়ি কৈ ? [<গো +চর=চরে যেখানে]।

গোসর্ দেওয়া=[ফ]—ক্রি. ঘাস খাওয়ার জন্য গরুকে লম্বা দড়ি সহ খুঁটায় বাঁধিয়া দেওয়া ॥ [দেখ গোসর্+ দেওয়া]।

গোসল্=[চা]—বি. বিবাহের পূর্বে পাত্রীকে দেয় গোসলের সরঞ্জামাদি ॥ সকিনার্ বিয়ার্ গোসল্ আনুসে। [দেখ গোচ'ল্ ; অর্থ প্র.]।

২=[পা, কুম]—বি. মেয়েদের মাসিক স্রাব ॥ [পূর্বে দেখ]।

গোসা=[বা]—বি. দড়ি ॥ একটা গোসা পাকাইতে ঐখ। [=গোছা <গুচ্ছ]।

২=[কুম]—বি. জোড়া ॥ নাওডাত্ গোসা দিতে ঐব্। [গোছা]।

৩=[পা]—বি. উরু ॥ মেয়েডার্ গোসা থর্ থর্ করে।

গোসাইয়া দড়ি=[চা]—বি. মাঠে গরু চরাইবার উদ্দেশ্যে খুঁটার সঙ্গে বাঁধা লম্বা দড়ি ॥ [দেখ গোসর্+ইয়া প্র.+ দড়ি]।

গোসা দেওয়া=[য]—ক্রি. ধানের চারা রোপণ করা ॥ যাদুগর্ মাসে গোসা দিতে যাবা যায় অয়্। [গোছা<গুচ্ছ +দেওয়া]।

গোসানো—[ব]—ক্রি. টাকে লওয়া, সঙ্গে লওয়া ॥ [<গোছানো]

গোসানো পাসানো=[চা]— ক্রি. কাজের জন্য তৈরী হওয়া ॥ দুইদিন্ বাদেই বিয়া, হগল্কার্ গোসাইয়া পাসাইয়া লও। [<গোছানো+পাছানো অনুঃ]।

গোসালা=[য]—বি. খড়ের ঘর ॥ [< গোচালা=গরু থাকিবার চালা ঘর]।

গোসাল্=[ক]—বি. শৃঙ্খলা ॥ তার্ কামের্ কোন্ গোসাল্ নাই। [<গোছ +আল প্র.]।

গোসাল্ সল্ [ব]—বি. মজুরি না লইয়া সহযোগিতামূলক পদ্ধতিতে প্রতিবেশীর ক্ষেতে কাজ করণ ॥

গোসি=[সি]—বি. পায়ের গোড়া ॥ পুরিউগার্ গোসি বর মুডা। [<গোছ (=পায়ের গোড়ালি)+ই প্র.]।

২=[সি]—বি. কোন কাজের আরম্ভ ॥ [<গোছ=শৃঙ্খলা+ই প্র.]।

গোসিলা=[কুম]—বি. চিল বিশেষ ॥ গোসিলায় মাস্ খায়।

গোসোড়্=[পা, ফ]—ক্রি. বিণ. লম্বা দড়ি দিয়া বাঁধা ॥ গরুগুলি গোসোড়্ দাও। [দেখ গোসর্]।

গোসোড়্ দেওয়া=[কু]—বি. একত্র করা, জোড়ান দেওয়া ॥ [দেখ গোসির্ দেওয়া]।

গোসোলা=[সি]—বিণ. মাংসওয়ালা, মাংসল ॥ গোসোলা মুরগি দেইক্যা মব কর্ ॥ [<গোশ্ত্ گوشت ফা.+ ওয়ালা হিং প্র.]।

গোসোল্=[চা, কুম]—বি. স্নান ॥ আমি গোসোল্ করুম। [দেখ গোচ'ল্]

গোস্=[চা. কুম] –বি. মাংস ॥ গরুর্ গোস্। [দেখ গোছ্]।

২=[কুম]—বি. মুরুব্বি ॥ বাপ্ মা কৈরা যাওয়ার্ আমার্ ঘর বাইরে অহন্ বাড়ির্ গোস্।

৩=[খু]—বি. গরুদের বাঁধ ॥

৪=[চা. পা]—ক্রি. বিণ. একসাথে, একত্র ॥ হুমাইগুলি গোস্ কৈরা রাখ। [গোছ<গুচ্ছ]।

৫=[ক]—বি. ঢুকনা, খুঁটি ॥ [< গোঁজ]।

৬=[ম]—বি. গঠন ॥ মাইয়ার্ দৈলের্ গোস্ খুব্ বালা। [<গোছ= গঠন]।

৭=[পা, কুম]—বি. কোঁচা ॥ ইন্দুরা গোস্ দিয়া মুড়ি ছিনুদে। [=কোছ <কচ্ছ সং]।

গোস্‌কাস্=[কুম]—বি. মালকোঁচা ॥ গোস্কাস্ দিয়া কামে লাগ। [দেখ গোস্, +কাছা<কচ্ছ]।

গোস্‌গাস্ [ক]—বিণ. ঠিকঠাক ॥ [<গোছগাছ]।

গোস্ত চোরা=[বা]— বি. এক জাতীয় মুরগি ॥ [<গোশ্ত گوشت ফা. +চোরা]।

গোস্তাহি=[চট্ট]—বি. বেয়াদবি ॥ গোস্তাহি মাফ্ করইন্। [<গুস্তাখী گستاخی ফা.]।

গোস্‌পুরি=[চা]—বি. গোশ্তের পুর দেওয়া সমুসা জাতীয় পিঠা ॥ [দেখ গোছ্+পুরি<পুরিকা সং]।

গোস্‌মাইল্=[বা]—বি. ভাত তরকারীর পাতিল মুছিবার ন্যাকড়া ॥ [দস্তমাল دستمال ফা.+ই]।

গোস্‌রা=[চা]—বি. গরু বাঁধিবার দড়ি ॥ [দেখ গোসর্]।

গোস্‌লা=[নো, কুম]—বি. গরু ঘর ॥ গোস্লা গরের্ বেরা বাইঙা গেসে। [গোশালা<গোচালা ; দেখ গোচ্লা]।

গোস্‌সা=[খু]—বি. রাগ, গোসা ॥ গোস্সা করুস ক্যান্ ? [<গুস্সা غصه আং]।

গোস্‌সি=[কুম]—বি. মাছ ধরিবার কাঁদ বিশেষ ॥

গোহুর্=[কুম]—বি. গোবর ॥ [= গোবর<গোবর]।

গোহাইল্ উচ'া=[ম]—বিণ. গোহালের শ্রেষ্ঠ ॥ [গোহাল<গোশাল<গোশালা+উঁচু<উচ্চ সং]।

গোহান্=[পা]—বি. গান ॥ সাওমালুড়া গোহান্ গাইতে পারে। [<গান]।

গোহিল্=[দি]—বি. গোয়াল ঘর ॥ গোহিলে গরু থাকে। [=গোহাইল<গোশালা]।

গোহেড়ে=[খু]—বিণ. শক্ত, কঠিন ॥ এ গোহেড়ে মাটিতে কিস্যু হবে না। [<গো হাড়+ইয়া প্র.]।

গোচ্'মা=[খু]—বি. চাকি মাছ ॥

গোয়া=[বা]—বি. পেয়ারা, সফরি ॥ [<guava পোর্তু.]।

গোয়া=[ম]—বি. যাহারা জঙ্গলে কাঠ কাটে ॥ [<গড়+উয়া প্র.]।

গোয়াংগ দেওয়া=[বা]—ক্রি. কোন কাজে মন না বসা ॥

গোরি=[পা]—বি. দেরী ॥ এত গোরি হল কেন্? [<গৌণ]।

গোরুনে=[খু]—বিণ. গৌরবর্ণ ॥ গৌরুনে আয়্। [<গৌর+উনে প্র.]।

গোরে যাওয়া=[খু]—ক্রি. গৌরবর্ণ হওয়া ॥ আয় গৌরে গেলে। [<গৌর+ইয়া প্র.+যাওয়া]।

গোর্=[চট্ট]—বি. মজুর, বেতনভুক্ত ভৃত্য ॥ [<গাবুর<গাভুর ম? বাং]।

গোল্=[চা]—বি. ফাঁকি ॥ এক্টা গোল্ দিয়া দিলাম্। [<গুল غل ফা. অর্থ প্র.]।

ঘ

ঘআ=[চট্ট]—বি. <ঘষা ॥ পাওয়ত্ কিসু দি ঘআ দে।

ঘঁচ্ড়ি=[রা]—বিণ. বাঁকা ॥ এত ঘঁচ্ড়ি পথ্ ধর্‌চিস্ ক্যান্?

ঘক্কাত্=[রং]—অব্য. হঠাৎ আঘাত লাগার শব্দ ॥ [ধ্বন্যা.]।

ঘগ্যাল্=[দি]—বি. বাঁশের তৈরী মাছ মারার উপকরণ বিশেষ ॥

ঘচ্যাত্=[রা]—ক্রি. বিণ, তাড়াতাড়ি ॥ [অনু.]।

ঘচ্কে=[রা]—ক্রি. বিণ, অকস্মাৎ, হঠাৎ ॥ ঘচ্কে টান্ মার্‌লে দড়িটা ছিড়ে জাবে। [<ঘচ্(অনু.)+করিয়া]।

ঘচ্চাত্=[রা]—ক্রি. বিণ, শীঘ্র ॥ [দেখ ঘচ্যাত্]।

ঘচ্মচানো=[রং]—ক্রি. চোখ জ্বালা করা ॥ [<ঘচমচ (অনু.)=খচমচ+আনো প্র.]।

ঘঘো=[খু]—বিণ. মুর্খ, গোঁয়ার ॥ তোমার্ মতো ঘঘো কুলুর্ ঘান্ টান্‌তিও লাগে না।

ঘটনা=[ব]—বি. নরনারীর অবৈধ প্রেম ॥ [অর্থ প্র.]।

ঘটর্ মটর্=[রং]—বি. এক প্রকার বাজনা ॥ কিসের্ এত ঘটর্ মটর্ করিস্। [অনু.]।

ঘটানো=[রা]—ক্রি. কাজ করানো ॥ তোমাকে দি এখানে ঘটান্ যাবে না।

২=[রং]—ক্রি, নির্মাণ করা ॥ খোদায় মাটি দি তনু ঘটাইছে। [<গঠন]।

ঘটি=[রা]—বি. লোকসান ॥ কাবারে এবার্ ঘটি জাবে। [<ঘাটি; তুং ঘটতী হিং]।

ঘটি মারা=[রা]—ক্রি. দেরীতে চাঁদ উঠা ॥ [<ঘটি (<ঘটিকা)+মারা =এক ঘটিকা পরে উদয় হওয়া]।

২=[রং]—ক্রি. অস্ত যাওয়া ॥ শুক্কুর্ ঘটি মারিচে। [দেখ ঘটি+মারা; অর্থ প্র.]।

ঘটিয়াল্=[রং]—বি. ঘাটমাঝি ॥ তোর্ মতো চালাক্ ঘটিয়াল্ আর্ দেখি না। [<ঘাট(<ঘট্ট সং)+ই+আল প্র.]।

ঘটোমটো=[খু]—বি. গণ্ডগোল ॥ শুধু শুধু ঘটোমটো না করে কাযে যা। [অনু.]।

ঘট্করি=[রং]—ক্রি. বিণ. হঠাৎ ॥ [<ঘট্ (অনু.)+করিয়া]।

ঘট্কি=[রং]—বি. ঘটক ॥ তুই একটু ঘট্কি হয়্কো। [<ঘটক+ই]।

ঘট্ঘটা=[রং]—বিণ. অত্যন্ত ॥ বাপুরে কি ঘট্ঘটা আন্ধার্। [অনু.; তুং ঘুট্ঘুটে]।

ঘট্টা=[রা]—বি. কড়, হাতের শক্ত চামড়া ॥ [<ঘট্টা হিং; ঘাটা বাং]।

ঘড্ডিবা=[চট্ট]—বি. ঘাটি ॥ ঘটিবা কনে গেইল্? [<ঘটি+বা=টা]।

ঘড্ডৈ=[চট্ট]—বি. ঘটক ॥ ঘডে এ পঁথত্ বিয়া করা।

ঘদেন্=[ম]—বি. ধানভানার কাজে ব্যবহৃত উঁচা মাটির ঢিবি ॥

ঘদ্দি=[চট্ট]—ক্রি. বিণ. <ঘরদিয়া ॥ বন্যা ঐলে আঁরার্ ঘদ্দি পানি সুডে।

ঘদ্দুয়ার্=[চট্ট]—বি<ঘরদুয়ার ॥

ঘন গবারি=[রং]— বিণ. অত্যন্ত বেশী ॥

ঘন জাল্=[চট্ট]—বি. বাঁকিজাল ॥ [<ঘন+জাল]।

ঘনিয়া=[রং]—ক্রি. বিণ. নিকটে ॥ বিয়ার্ দিন্ ঘনিয়া আসিল্। [<ঘনাইয়া]।

ঘনোয়া=[রং]—ক্রি, বিণ. নিকটে ॥ [দেখ ঘনিয়া]।

ঘন্=[রা]—বি. ছুতারের প্রকাণ্ড ও ভারী হাতুড়ী ॥ [ঘন সং=লৌহমুদ্গর]

ঘন্কটা=[দি]—বি. ঘষা ॥ ঘন্কটাতে পাথর্‌ও ক্ষয় হয়্।

ঘন্ কিরাটে=[রা]—বিণ. ঘুটঘুটিতে পাকা ॥

ঘন্ঘানি=[চট্ট]—বি. বৃথা বকাবকি ॥ ইয়ার্ ঘনুর্ঘানি আঁর্ গম্ ন লাগে। [ঘন ঘন=গ্যান গ্যান (অনু.)+ই প্র.]।

ঘন্টু=[রং]—বিণ. অকর্মা, অপোগণ্ড, অর্থহীন ॥ [< গন্ডু<গন্ডা<গণ্ডা]।

ঘন্ডু=[চট্ট]—বি. ঘণ্ট ॥

ঘন্ডি=[চট্ট]—বি. ঘুড়ি ॥ [ঘুঁড়ি< ঘুড়ী কিংবা গুড্ডি হিং]।

ঘন্দড়া=[রা]—বি. শূকর ॥ [গীদড় হিং=শিয়াল; অর্থ প্র.]।

ঘন্দোড়া=[রং]—বি. শূকর ॥ [দেখ ঘন্ দড়া]।

ঘন্ন্যারোট্=[খু]—বি. এক স্থানে বার বার যাতায়াত ॥

ঘপা=[খু]—বিণ. মোটা, স্থূল ॥ ঘপা মানুশের্ চ'ল্তে বড় কষ্ট। [<গফ্ হিং=মোটা]।

ঘপাঘপ্=[ব, রং]—ক্রি. বিণ. খুব তাড়াতাড়ি ॥ ঘপাঘপ্ বড়শির্ কাতাটা তল্ কর্ছে (রং)। [অনু.]।

ঘপাত্=[রং]—ক্রি.বিণ. হঠাৎ ॥ এই শময়ে আঁই ঘপাত্ করি আশিল্। [অনু.]।

ঘপাত্ কর্য়া=[রা]—ক্রি.বিণ. একেবারে ॥ [দেখ ঘপাত্+করিয়া]।

ঘপানো=[রা]—ক্রি. হয়রান করা ॥ আমাকে এত ঘপাই তোমার লাভ্ কি?

ঘপ্ করে=[রা]—ক্রি.বিণ. তাড়াতাড়ি [<ঘপ্(অনু.)+করিয়া]।

ঘপ্ঘপে=[রং]—ক্রি.বিণ. দ্রুত, তাড়াতাড়ি ॥ ঘপ্ঘপে পাও ক্যাল্। [< ঘপ্ ঘপ্(অনু.)+আ+ইয়া প্র.]।

ঘপ্চ'ং=[ব]—অব্য. জলে কোন কিছু পড়ার শব্দ ॥ [ধ্বন্যা.]।

ঘপ্শা=[খু]—বিণ. মোটা ॥ এত ঘপ্শা কাপড় পরা যায়? [<গফ্ হিং+শা প্র.]।

ঘব্ঘব্ করা=[রা]—ক্রি. পানিতে শব্দ হওয়া ॥ ঘব্ঘব্ কৈরা পানি পড়্ছে। [ধ্বন্যা.]।

ঘমক্=[দি]—অব্য. দিগকে ॥ বাবু ঘমক্ তো কাকর্ দেখা জায় না।

ঘমজ্জেরা=[রং]—বি.<ঘর জামাতা তুই ঘমজ্জেরা থাক্ হামার ভিত্তি।

ঘমড্=[চট্ট]—বি. বিকট শব্দ, উৎপাত [<গরমড় غررت আং]।

ঘমন্চে=[ব]—বি. পুলক লতা ॥ [<গুলক+এ প্র.]।

ঘরা=[ব]—বি. উৎস, আকর ॥ এই বাড়িটা একেবারে বেয়াদের্ ঘরা। [< ঘর+আ প্র.]।

২=[ব,রা]—বি. মুরগীর ঘর ॥ [পূর্ব দেখ]।

৩=[নো, ব]—বি. ছিদ্র ॥

৪=[রা]—বি. অজ পাড়াগাঁ ॥ [অর্থ প্র.]।

৫=[চট্ট]—বি. কলসী ॥ [<ঘড়া]।

ঘরাউ কথা=[রং]—বি. ঘরের গোপন কথা ॥ [<ঘর+আউ প্র.+কথা]।

ঘরানাভাবে=[রং]—ক্রি.বিণ. আপন ভাবে, বন্ধুভাবে ॥ [< ঘর+ আনা প্র.+ভাব+এ বিভক্তি]।

ঘরানি=[ব]—বি. বউ ॥ ওই না ঘরের্ ঘরানি শে। [<ঘরণী]।

২=[রং]—বিণ. গৃহপালিত, গ্রাম্য ॥ [<ঘর+আনি প্র.]।

ঘরানো=[রা]—ক্রি. নিবানো ॥ রাত্ হচে, বাতি ঘরাও।

ঘরিক্=[রং]—ক্রি. বিণ. কিছুক্ষণ ॥ ঘরিক্ থান্ থাকি দেখো। [<ঘড়ি+ক]।

ঘরিখানেক্=[ব, রা]—ক্রি. বিণ. খানিকক্ষণ ॥ ঘরিখানেক্ দেখি কর। [ঘড়ি+ খান+এক প্র.]।

ঘরিয়াল্=[রা]—বি. কুমীর ॥ এবার্ খাড়িত্ অনেক্ ঘরিয়াল্ আইছে। [< ঘড়্য়াল্ হিং]।

ঘর্‌ুয়া=[দি]—বিণ. বৈধ ॥ তুই জারুয়া না ঘরুয়া কে জানে? [< ঘর+উয়া প্র.]।

২=[রং]—বিণ. অভদ্র, গোমূর্খ ॥ ঘুরুয়া বান্দি তুই। [পূর্বে দেখ]।

৩=[ব]—বিণ. ঘরের কোণে আবদ্ধ ॥ তোর্ মতো ঘরুয়া আর্ নাই। [পূর্বে দেখ]।

ঘরে=[ব, দি]—অব্য. দের ॥ হামাঘরে বাড়িত্ ফুলের বাশ্ আসে (ব); তোমাঘরে কান্ত দেখি আক্কেল তার্ লাগিছে (দি)। [<গ+রে]।

ঘরেল্=[খু]—বিণ. উলঙ্গ, নেংটা ॥ [<ঘর+এল প্র.; অর্থ প্র.]।

ঘরোন্দা=[রা]—বিণ. ঘরকুনো ॥ [দেখ ঘর্কুন্দা]।

ঘর্ আইজন্=[চট্ট]—ক্রি. বি. বিবাহের প্রস্তাব লইয়া বর পক্ষ হইতে কনের জন্য প্রার্থী হওয়া ॥ [<ঘর+আওন=আসা; সম্বন্ধ আসা]।

ঘর্কুন্দা=[ব]— বিণ. সর্বদা বাড়িতে থাকে যে, ঘরকুনো ॥ [<ঘর+কোণ+দা প্র.; দেখ ঘর্ খোন্দরা]

ঘর্ খেওয়া=[রং]— বিণ. যাহার দ্বারা সংসার নষ্ট হয় ॥ তুই ঘর্ খেওয়া বান্দি। [<ঘর+খাওয়া=খায় যে]।

ঘর্ খোন্দরা=[রা]—বিণ কূপমণ্ডুক ॥ তুই আর্ খের্ ছাড়বি না, ঘর্ খোন্দরা কুন্ঠিকার্। [<ঘর+কোণ+দরা]।

ঘর্গান্=[চট্ট]—বি. ঘরখানা ॥ ঘর্গান্ পড়ি গেইয়ে। [<ঘরখান]।

ঘর্গোমা=[চট্ট]—বি. গৃহবিলাসী ॥ [<ঘর+গোঁজা=গুঁজে যে]।

ঘর্ঘরি=[চট্ট]—বি. মৃত্যুকালীন গলার শব্দ ॥ [<গরগরঃ غرغره আং +ই প্র. কিংবা ঘড়্ঘড়ি ধ্বন্যা.]।

ঘর্ ঘরিয়া=[রং]—বি. ছাতা আটকানো কল বিশেষ ॥ [<ঘর ঘর (অনু.)+ইয়া প্র.]।

ঘর্ঘর্=[রং]—বিণ. অগোছাল, এলোমেলো ॥ মোর্ কাজ্লা ঘর্ঘর্ হয়া গেছে। [<গড়বড় হিং]।

ঘর্ঘাট্ লাগান্=[রা]—ক্রি. বি. কাজে লাগান ॥ [< ঘর+ঘাট+লাগানো; আসক্তির ফলে ঘর হইতে

ঘাটে এবং ঘাট হইতে ঘরে গমনাগমনের পালা]।

ঘর্‌বৈর্যা=[রা]—বিণ. অসংগ॥ বাক্‌পটা ঘর্‌বৈর্যা। [< ঘরঘর (অনু.)+ইয়া প্র.]।

ঘর্‌ঘোটা=[রা]—বিণ. যে ঘরে থাকে॥

ঘর্‌যা=[চট্ট]—বি. ঘরামী॥ [< ঘর+আ প্র.]।

ঘর্‌য্যা=[চট্ট]—বি. ঘরের ছাউনি দেয় যে লোক॥ [দেখ ঘর্‌যা]।

ঘর্‌জোয়া=[রং]—বিণ. গৃহপালিত॥ হেটা ঘর্‌জোয়া গরু। [<ঘর+জ +উয়া প্র.]।

ঘর্‌ দেওয়া=[য]—ক্রি. স্বামীস্ত্রীকে প্রথম একঘরে শুইতে দেওয়া॥

ঘর্‌পুকুর্‌=[ব]—বি. বাসর ঘর॥ ঘর্‌পুকুরে নতুন্ বৌ।

ঘর্‌ফুরা=[রং]—বিণ. যাহার দ্বারা সংসার নষ্ট হয়॥ তুই ঘর্‌ফুরা মানশি। [<ঘর+ পোড়া= যে পুড়ে]।

ঘর্‌বৈড়া=[চট্ট]—বিণ. বেকার॥ [<ঘর+বয়ঠা. হিং]।

ঘর্‌ভাংগা=[রং]—বিণ. যাহার দ্বারা সংসার নষ্ট হয়॥ তুই ঘর্‌ভাংগা মানশি। [ঘর+ভাঙ্গা]।

ঘর্‌মনি=[রা]—বি. এক শ্রেণীরসাপ।

ঘল্‌ঘলা=[রা]—বি. দোষ, দাগ॥ ডিম্‌গুলাক্ রোদ্ দেখাছনা, ঘল্‌ঘলা পড়বে। [<ঘল ঘল(অনু.) + আ প্র.]।

ঘল্‌ঘলিয়া=[রং]—বিণ. পচা ঘলঘলিয়া ডিম্‌টা নারিশ্ কেনে? [দেখ ঘলঘলা; ঘলঘল+ইয়া প্র.]।

ঘল্‌ঘশে=[য]—বি. দণ্ডকলস গাছ॥

ঘল্‌পা=[চট্ট]—ক্রি. বি. ঘর লওয়া, ঢুকান॥

ঘল্‌লওয়া=[চট্ট]—ক্রি. ঘরে ঢুকা॥ আঁর ঘরে ঘল্‌লৈও ন। [<ঘর +লওয়া]।

ঘল্‌লন্‌=[চট্ট]—ক্রি. প্রবেশ করা, ঢুকা॥ ঘরত্ ঘল্‌ল। [<ঘর +লওন=লওয়া]।

ঘল্‌লান্‌=[চট্ট]—ক্রি. ঘর লওয়ান, ঢুকান॥ লাডি আন্ গাঁতত্ ঘল্‌লাই দে। [দেখ ঘল্ লওয়া]।

ঘশর্ মশর্‌=[রং]—বি. কাপড় ঘর্ষণের শব্দ॥ [ধ্বন্যা.]।

ঘশা পয়্‌শা=[রং]—বিণ. অচল পয়শা॥ [<ঘষা+পয়সা]।

ঘশা মান্‌জা=[রং]—বি. মাজা, ঘষা, সাফ করণ, তালিবালি॥ ঘশা মান্‌জা করি কয়্‌দিন্ চলে? [<ঘষা (<ঘর্ষণ)+মান্‌জা(<মঞ্জন)]।

ঘশেয়া=[রং]—অস.ক্রি. ঘটাইয়া॥ তোক এ দি ঘশেয়া দেযোই দেমো। [<ঘষাইয়া]।

ঘশৈশ্‌=[দি]—বি. বাঁশের কাঠির তৈরী মাছ ধরিবার ফাঁদ বিশেষ॥

ঘশ্‌=[রং]—ক্রি. বিণ. হঠাৎ, আচম্বিতে॥ ঘশ্ করি বেড় করি দে। [অনু.]।

ঘশ্‌ঘশা=[রা]—বিণ. বড় বড়॥ [অনু.]।

ঘশ্‌ঘশ্‌ করি=[রং]—ক্রি. বিণ. তাড়াতাড়ি করিয়া॥ খালি ঘশ্‌ঘশ্ করি চলিছে। [<ঘশ্‌ঘশ্ (অনু.)+ করিয়া]।

ঘশ্‌শা=[চট্ট]—বি. তিল॥

ঘশ্‌শা চেংড়শ্‌=[চট্ট]—বি. দ্রোণ গাছ॥

ঘা

ঘাই=[রা]—বি. দেড় ইঞ্চি পরিমাণ গর্ত বিশেষ (মার্বেল খেলায় ব্যবহৃত)॥ [<খাই<খাত]।

২=[ব,রা]—বি. ডিম দেওয়ার সময় মুরগীর নীচে দেওয়া ডিম॥

৩=[রা]—বি. শেষ॥ [<ঘাত]।

৪=[চট্ট]—বি. মাছের ঊর্ধ্বলাফে পানিতে সৃষ্ট আলোড়ন॥

৫=[রং,খু]—বি.খাদ বা গভীর দাগ॥ [দেখ ঘাই]।

৬=[রং]—বি. প্রতিশোধ॥ [< ঘাত]।

ঘাই চিনা=[রং]—ক্রি. বাধা বিপত্তি দেখিয়া কোন কাজ করা॥ তুই ঘাই চিনি হাটিশ্। [দেখ ঘাই+চেনা]।

ঘাইচ্‌ করা=[রং]—ক্রি. জোর করিয়া ইজ্জতহানি করা, অত্যন্ত হয়রানী করা॥

ঘাইট্‌=[রা, নো]—বি. অপরাধ॥ মোর ঘাইট্‌গুনা মাফ্ করি দাও। [< ঘটী হিং]।

ঘাইট্‌টাল্‌=[চট্ট]—বি. ঘাট ওয়ালা, খেয়া ঘাটের মাঝি॥ [<ঘাট+আল প্র.]

ঘাই দেওয়া=[রং]—ক্রি. সুযোগ বুঝিয়া লাভবান্ হওয়া॥ [<ঘাত; তুং ঘাত হিং+দেওয়া]।

ঘাইন্‌=[রা]—বি. তেলের ঘানি॥ [<ঘানি]।

ঘাইয়া=[রা]—বি. বাঁকি জালের নীচের অংশ। [ঘাই+ইয়া প্র.]।

ঘাইরা=[রা]—বিণ. যে এক কথায় কাজ করে না॥ [<ঘাড়(ঘাট সং)+ ই প্র.]।

ঘাইল্‌=[রা]—বি. ফিট, মূর্চ্ছা॥ [< ঘায়েল হিং; অর্থ প্র.]।

২=[রা]—বি. সুড়ং॥

ঘাইল্‌ খাওয়া=[রং]—ক্রি. বেকায়দায় পড়া, পরাজিত করা॥ [দেখ ঘাইল্+খাওয়া]।

ঘাইল্‌ হওয়া=[চট্ট]—ক্রি. আহত হওয়া॥ মারামারিতে অনেক্ লোক্ ঘাইল্ হৈল। [দেখ ঘাইল্+হওয়া]।

ঘাউ=[বা,খু]—বি.লাকালাকি॥ পুকুরে মাস ঘাউ দিতেসে। [<ঘাত=আঘাত]।

ঘাউও=[খু]—বিণ. পচা, ঘাযুক্ত ॥ 'ঘাউও কাঁঠাল্ মুচি' খরিদ্দার্' ॥ [< ঘাত+ও প্র,]।

ঘাউটা=[রা]—বিণ. জটিল ॥

ঘাউতা=[ব]—বি. অলস ॥ ঘাউতা লোক্।

ঘাউম্ চা=[রং]—ক্রি. গিঁট ॥ দড়ি খানত্ একটা ঘাউম্চা দে।

ঘাউম্ আন্=[রং]—ক্রি. ঘামা ॥ গাওখান্ ঘাউম্মাছে। [<ঘাম(ঘর্ম) +আন প্র.]।

ঘাউম্ শানি=[রং]—বি. ঘামের উৎকট গন্ধ ॥ তোর্ গাওখানি এত ঘাউম্ শানি গোন্দাইছে। [ঘাম+সা+নি প্র.]।

ঘাউয়া=[রং]—বি. ঘা ॥ একটা বড় ঘাউয়া হছে। [<ঘাত+উয়া প্র.]।

ঘাউয়্যা=[রং]—বিণ. যাহার ঘা হইয়াছে ॥ [<ঘাত+ইয়া প্র.]।

ঘাউরা=[রা]—বিণ. যাহার শরীর ঘায়ে ভরা ॥ ঘাউরা কুত্তাটা তাড়িয়ে দে। [<ঘাত+রা প্র.]।

২ =[রা]—বি. এক রকমের মাছ ॥

ঘাউর্=[ব]—বি. মাছ বিশেষ ॥

২=[ব রা]—বি. কলার কাঁদি ॥ এক্ ঘাউর্ কলা।

ঘাও=[রং]—বি. সাপের কামড় ॥ তোক শাপে ঘাও করিচে? [<ঘাত]।

ঘাও খাওয়া=[রা]—ক্রি. আঘাত পাওয়া ॥ আমি জিবনে এত ঘাও খাই নাই। [দেখ ঘাও]।

ঘাওয়া=[রং]—বি. সাপের কামড় ॥ শাপের ঘাওয়ার্ ঠেলাতো বুঝিশ্ নাই। [দেখ ঘাও+আ প্র.]।

২=[বা খু]—ক্রি. বি. মেরামত ॥

ঘাংরা=[চট্ট]—বি. সব্জী বিশেষ ॥

২ =[রং, পা]—বি. কফ ॥ ঘাংরাগুলা মুখ থেকে ফেল্।

ঘাংরান্যা=[রা]—বি. গোঙান, অনুনয় বিনয় করিয়া চাওয়া ॥ এত ঘাংরান্যা ভালো লাগে না।

ঘাই=[রং]—বি. দাগ, রেখা ॥ আগোত্ ঘাইটা টেক্। [দেখ ঘাই]।

২=[রা]—অব্য. জন্য, নিমিত্ত ॥ হামার্ ঘাঁই বশে থাকিছ্ না ॥ [দেখ ঘাঁয়্]।

৩=[চট্ট]—বি. জালের ঘর ॥ ঘাঁই সিরি মাস্ চ'লি গেল্। [দেখ ঘাইয়া]।

৪=[চট্ট]—ক্রি. বিণ. <ঘেঁষিয়া ॥ আঁর্ গতর্ ঘাঁই বৈসত্ ক্যা?

ঘাইচ্=[রং]—বিণ. অতি চালাক, কৃপণ ॥ তুই একটা ঘাঁইচ্। [দেখ ঘাঁচি]।

ঘাইট্ টা=[চট্ট]—বি. খেয়াঘাটের মাঝি ॥ [ঘাট+ইয়া প্র.]।

ঘাইয়ারি=[চট্ট]—বি. সরু গলা ও বড় মুখবিশিষ্ট পাতিল বিশেষ ॥

ঘাইয়ার্=[রং]—বিণ. অত্যন্ত চালাক ॥ তোর্ নান্তি ঘাইয়ারু আর্ না দেখিলু। [দেখ ঘাই +আরু প্র.]।

ঘাঁচি=[রং]—বিণ. বদমায়েশ ॥

ঘাঁথ্যা=[চট্ট]—বি. কর্তিত কলা গাছের গোড়া ॥ ঘাঁ্যাথা পোঁচি' গন্ধ হৈয়ে।

ঘাঁথ্যাল্ লাই=[চট্ট]—বি. অবাধ্যতা ॥ ঘাঁথ্যাল্লাই গরিলে চ'াকর্তুন্ বিদায় করি দেন্।

ঘাঁটা=[র. রা]—বি. রাস্তা ॥ [<ঘাট +আ প্র.]।

ঘাঁটা তাকা=[বা]—ক্রি. অপেক্ষা করা ॥ [দেখ ঘাঁটা+তাকানো=পথ চাহিয়া থাকা]।

ঘাঁটায় যাওয়া=[ব]—ক্রি. প্রস্রাব করিতে যাওয়া। [দেখ ঘাঁটা+য় (বিভক্তি)+যাওয়া ; সুভাষণে]।

ঘাঁয়্ [রা]—কি. জন্য ॥ তোর্ ঘাঁয়্ এক্ কথা হৈল্। [দেখ ঘাঁই]।

ঘাকার্ মাকার্=[রং]—ক্রি. বিণ. ব্যস্ততার সহিত ॥ তুই ঘাকার্ মাকার্ করি খাবার্ ধর্লু? [অনু.]।

ঘাক্ লাত্=[রং]—অব্য. পানিতে পড়িয়া পানি খাওয়ার শব্দ ॥ ছাওয়াল্টা ঘাক্লাত্ করি পানি খাছে। [অনু.]।।

ঘাগি চ'াচ'া=[ব]—বিণ. যে কোন কথা শুনিয়াও শুনে না ॥ সুড়িটা ঘাগি চা'চ'া। [ঘাগ হিং+ই প্র. +চাচা]।

ঘাগিসেচা=[য]—বিণ. অমনোযোগী ॥ [দেখ ঘাগি চ'াচ'া ; ছেঁচা (<√ছেঁচ <ছিদ সং)]।

ঘাগু=[রং]—বিণ. অত্যন্ত চালাক ॥ তুইতো কম্ ঘাগু নোয়াইশ্। [<ঘুঘু কিংবা ঘাগ হিং=বেজায় চালাক +উ প্র.]।

২ =[ব]—বিণ. পটু, অভিজ্ঞ ॥ লোক্টা আকামের্ ঘাগু। [পূর্বে দেখ]।

ঘাগো=[খু]—বিণ. অর্ধভুক্ত ॥

ঘাগ্ গা=[রং]—বিণ. লোভী ॥ তোর্ মত ঘাগ্গা মুই নোয়াও। [দেখ ঘাগি চ'াচ'া ; ঘাগ+উয়া প্র.]।

ঘাগ্ রা=[রং]—বি. কফ ॥

২=[খু]—বি. ঘোল তৈরী করার বাঁশের ঝাঁকরী ॥

ঘাচাউ ঘাচাউ=[বং]—ক্রি. বিণ. ঘচঘচ ॥ কাঁঠোল্ডা ঘাচাউ ঘাচাউ করোছে। [অনু.]।

ঘাচ্ চাত্ ঘাচ্ চাত্=[রং]—ক্রি. বিণ. ঘচঘচ ॥ কাঁঠোলডা ঘাচ্চাত্ ঘাচ্চাত্ করোছে। [অনু.]।

ঘাটা=[রা]—ক্রি. নাড়িয়া নোংরা করা। [<ঘাঁটা √ঘাঁট্]

২=[রা]—বি. < ঘণ্ট, তরকারী বিশেষ ॥

৩=[খু]—বি. গরুর সম্মুখের পায়ের উপরিস্থল ॥

ঘাটা ধুলি=[ব]—বি. বাড়ীর চৌহদ্দি ॥ বাড়ির্ ঘাটাধুলি শাফ্ রাখা উচি'ত্।

ঘাটাঘাটি=[রং]—বি. খোঁজ ॥ এত ঘাটাঘাটি কর্নু পান্থ না। [ঘাঁটাঘাঁটি √ঘাঁট্]।

ঘাটাপট্ রি=[রা]—ক্রি. বিণ. ইতস্ততঃ ॥ [<ঘট্পট্(অনু.)+রি প্র.]।

ঘাটাপাচ'া=[খু]—বি. আলোচনা ॥ বেশি ঘাটাপাচ'া করিস্ না। [দেখ ঘাটা+পাছড়া (<পাছড়ানো ; তুং পছাড়না হিং)]।

৩২—

ঘাটিয়া=[রং]—বি. <ঘটি ॥ এক্‌ ঘাটিয়া দুধ্‌ দেতো। [<ঘটি+ইয়া]।

ঘাটোয়াল্‌=[রা]—বি. বন্য জাতি বিশেষ ॥ বাংগরের্‌ চেয়ে তবু ঘাটোয়াল্‌ ভালো।

ঘাট্‌=[য]—বি. ঘানির ভিতরে সরিষা পেষার কাঠ বিশেষ ॥

ঘাট্‌ ঘাটালি=[রং]—বি.পথ, রাস্তা ॥ এখন্‌ ঘাট্‌ঘাটালি তামাম্‌ শুকান্‌। [<ঘাট+ঘাট+আলি প্র.]।

ঘাট্‌খাত্‌=[কু]—বি. অপরাধ ॥ [দেখ ঘাইট্‌+খাত(<খতা' [illegible] আং)]।

ঘাট্‌হওয়া=[য]—ক্রি. পাতলা পায়খানা হওয়া ॥

ঘাড়া ধরনি=[চট্ট]—বি. বিবাহের দিনে বরের পথ আটকাইয়া টাকা আদায় ॥ পোয়ারা এক্‌শ টাকা ঘাড়া ধরনি ওড়াইয়ে। [দেখ ঘাঁটা+ধরণ+ই প্র.]।

ঘাড়া=[রং]—বি. পিতলের নির্মিত কলসী ॥ এক্‌ ঘাড়া পানি আন্‌। [<ঘট+আ প্র.]।

ঘাড়ি মারা=[খু]—বি. পিছটান দেওয়া ॥ গাড়ির ভালো বলদ্‌টা আয্‌ খালি ঘাড়ি মার্‌সে। [<ঘাট+ই প্র.+মারা]।

ঘাড়ে চ'াড়া=[য]—ক্রি. বি. শক্তি প্রয়োগ ॥[ঘাড়+এ(বিভক্তি)+চাড়া]।

ঘাড়েমি=[খু]—বি. গাফলতি ॥ ঘাড়েমি কর্‌লে কায্‌ চ'ল্‌বে কি ভাবে? [<ঘাড়+এ+মি প্র.]।

ঘাড়্‌ মোড়া=[য]—বি. বালিশ ॥ [<ঘাড়+মোড়া হিং]।

ঘাত্তি মারা=[য]—ক্রি. ওৎ পাতিয়া থাকা, ভান করা ॥ দেখ্‌, কেও আবার্‌ ঘাতি মেরে আসে কিনা? [<ঘাত+ই প্র.+মারা]।

২=[খু]—ক্রি. মুখ গোমড়া করা ॥ সোয়াল্‌ডা ওহেনে ঘাত্তি মারি বৈসে।

ঘাত্‌=[রং]—বি. বিকট শব্দ ॥ খালি ঘাত্‌ করি এক্‌টা চিক্‌রন্‌ দিলু। [ধ্বন্যা.]।

ঘানা=[খু]—বি. গর্ত ॥ ঘর্‌টার্‌ মধ্যে ঘানা কর্‌সে কে? [ঘানা<খন্ন প্রাং. =খাত সং]।

ঘানাঘোনা=[খু]—বি. কানাঘুষা ॥ [অনু.]।

ঘানি ঘানি=[রং]—বিণ. ক্ষুদ্র ক্ষুদ্র ॥ অত ঘানিঘানি চারাগুলো তুল্‌লে কেন্‌? [<খানি খানি(<খণ্ড সং); অর্থ প্র.]।

ঘানি পুটালি=[রং]—বি. অতিক্ষুদ্র পুঁটি মাছ। [দেখ ঘানি ঘানি; পুট (<পুঁটি)+আলি প্র.]।

ঘানিয়া=[রং]—বিণ. অতিক্ষুদ্র ॥ একেবারে ঘানিয়া পুটি। [দেখ ঘানি ঘানি]।

ঘান্‌=[ব]—বি.<ঘানি ॥

ঘান্‌টি=[রং, রা]—বি. ঘণ্টা ॥ ঘান্‌টিটা খাও শোনেক্‌? [<ঘন্টি হিং]।

ঘাপাঘাপি=[খু]—বি. মারামারি ॥ [ঘপ্‌ঘপ্‌ অনু.]।

ঘাপাত্‌ ঘুপুত্‌=[রং]—ক্রি. বিণ. মাঝে মাঝে ॥ উয়ার্‌ ঘাপাত্‌ ঘুপুত্‌ জর্‌ আইশে। [অনু.]।

ঘাপানি=[খু]—ক্রি. বি. ছিপদ্বারা পানিতে শব্দ করা ॥ ঘাপানি দে, মাস্‌ আস্‌বে।

ঘাপানো=[খু]—ক্রি. পানি তোলপাড় করা, প্রহার করা ॥ পুকুরে মাস্‌ ঘাপাস্‌সে।

ঘাপান্‌=[খু]—বি. কুবাক্য, তিরস্কার ॥ পরের্‌ ঘাপান্‌ খাতি খাতি তোমার্‌ বিবন্‌টা গেল্‌।

ঘাপার্‌=[খু, ব]—বি.ধাক্কা ॥ ঘাপার্‌ খালে কেন্‌?

ঘাপার্‌ ঘাপার্‌=[রং]—ক্রি. বি. চিন্তা না করিয়া কোন দ্রব্যের মূল্য বাড়ান ॥ খালি এক্‌ নাগাড়ে ঘাপার্‌ ঘাপার্‌ হবে না। [অনু.]।

ঘাপু=[রা]—বিণ. বোকা ॥

২=[কু]—বিণ.নিকৃষ্ট, জঘন্য ॥ তোর্‌ মত ঘাপু আর্‌ কে হবে?

ঘাপুর্‌ ঘুপুর্‌=[খু]—ক্রি. বিণ. ঘাপঘুপ শব্দ করিয়া ॥ 'এই গাংগে কুমোর্‌ নাই, ঘাপুর্‌ ঘুপুর্‌ নাইয়ে যাই'—ছড়া। [অনু.]।

ঘাপ্‌=[য]—ক্রি. বিণ. চুপ চাপ ॥ চে'ার্‌টি আড়ালে ঘাপ্‌ মারি বসি আছে। [<গ্যাপ<গাই'ব [illegible] আং]।

ঘাপ্‌চি=[দি]—ক্রি. বিণ. চুপ ॥ ঘাপ্‌চি মাইরে কেন্‌ বসে আছিস্‌? [দেখ ঘাপ্‌+চি প্র.]।

ঘাপ্‌টি=[খু]—ক্রি. বিণ. গোপন ॥ [দেখ ঘাপ্‌+টি প্র.]।

ঘাপ্‌রি=[ব]—ক্রি.বিণ. আত্মগোপন ॥ [দেখ ঘাপ্‌টি]।

ঘাব্‌ঘা=[খু]—বিণ.নোংরা ॥ ঘাব্‌ঘা সেলে।

ঘামাইচ্‌=[রা]—বি. ঘামাচি ॥ [<ঘামাচি(<ঘর্ম মক্ষিকা)]।

ঘামাইজ্‌=[রং]—বি. ঘামাচি ॥ গরমে গাওত্‌ ঘামাইজ্‌ হয্‌। [দেখ ঘামাইচ্‌]।

ঘামাঘাটা=[রং]—বি. শান শওকত ॥ এমন্‌ ঘামাঘাটা কিসের্‌। [<ঘনঘটা; অর্থ প্র.]।

ঘামাচি'=[য]—বি. আমগোলঞ্চ লতা ॥ [ঘামাচি হইলে গলার পত্নে বলিয়া; অর্থ প্র.]।

ঘামানি=[চট্ট]—ক্রি.বি. ঘর্ম নির্গমণ ॥ [<ঘাম+আনি প্র.]।

ঘামান্‌=[রা]—ক্রি. সিদ্ধ করা ॥ আগে ঘামাই দে। [<ঘাম+আন প্র.]।

ঘামানো=[রং]—ক্রি. হয়রান করা, মাছ ধরা ॥ ওক ঘামাইদে! পোকেশ্চটা ঘামালু। [ঘাম+আনো; অর্থ প্র.]।

ঘামি=[বা, খু]—বিণ. বহুদর্শী ॥ [<ঘাঁই<ঘাগি]।

ঘামুজ্‌=[রা]—বি. ঘামাচি ॥ ঘামুজে গাও ভুবে গেছে। [দেখ ঘামাইচ্‌]।

ঘামদ্‌রকি=[রং]—বি. আহাম্মকী ॥ আমার্‌ বড় ঘামুদ্‌কি হবে। [<গৌয়ার (<গাঁও+আর প্র.; তুং

গমার হিং) + কি প্র.]।

ঘাম্‌মর্‌=[রা]—বিণ. মূর্খ ॥ তোর্‌ মতন্‌ ঘামমর্‌ নাই। [দেখ ঘামুরুকি]।

ঘাম্‌লাঘাট্‌=[রা]—বি. গোলমাল ॥ ঘাম্‌লাঘাট্‌ কৈরা লাভ্‌ কি ? [অনু.]।

ঘাম্‌শা=[রা]—বি. ঘর্মাক্ত গন্ধ ॥ [<ঘাম+ শা প্র.]।

ঘায়্‌=[কু]—বি. মাছের ঘাই ॥ [দেখ ঘাই₃]।

২=[রা]— বি. গর্ত ॥ এখানে একটা ঘায়্‌ খুঁড়্‌তে হবে। [দেখ ঘাই]।

৩=[খু]—অব্য. জন্য ॥ তোর্‌ ঘায়্‌ আমি মরেসি। [দেখ ঘাঁয়্‌ ; ঘা<ঘাত +এ বিভক্তি=আঘাতে]।

ঘার্‌রুয়া=[চট্ট]—বিণ. অবাধ্য ॥ পোলাডা বড় ঘারুয়া। [ঘাড়+উয়া প্র.]।

২=[রা]—বিণ. উচ্ছৃঙ্খল ॥ লোক্‌টি বড় ঘারুয়া।

ঘালা=[চট্ট]—বি. গাছের পত্রময় শুষ্ক ডালা ॥

ঘাল্‌=[রা]—বি. জালের মধ্যে মাছ আটকাইবার জায়গা।

ঘাল্‌লা=[খু]—বি. পানি সেচনের স্থান, পানি উঠাইবার জায়গা ॥ [ঘাট+লা প্র.]।

ঘাশান্‌=[বা, খু]—ক্রি. বি. আরম্ভ করা ॥ কথাটা ঘাশান্‌ ভাল হয়্‌ নাই।

ঘাশি=[রা]—বি. সহিস ॥ ঘোড়া আছে, ঘাশিও আছে। [<ঘাস+ই প্র.; ঘাসী]।

ঘাশ্‌ৱ=[রং]—বিণ. চালাক, চতুর ॥ রহিম্‌ মিয়া ঘাশু মানুষ্‌।

ঘাশ্‌রুয়া=[রং]—বিণ. ঘাসের গন্ধযুক্ত ॥ তর্‌কারি লা ঘাশুয়া লাগে। [ঘাস +উয়া প্র.]।

২=[রং, ব]—বি. এক প্রকার লম্বা কাস্তে ॥

ঘাশ্‌রা=[রা]—বিণ. তৃণাকীর্ণ ॥ [<ঘাস+উয়া প্র.]।

ঘাশো=[খ]—বিণ. নোংরা, অপরিষ্কার ॥

২=[খ]—বিণ. ঘৃণ্য, পিশাচ ॥

ঘি

ঘিউ=[ব, রং]—বি. <ঘৃত ॥

ঘিংগে=[রা]—ক্রি. বিণ. যাচঞা করিয়া, মাগিয়া ॥

ঘিংটান্‌=[রা]—ক্রি. নাড়িয়া এলোমেলো করা ॥ তর্‌কারি ঘিংটাই ধর্‌ল নাকি তুই ?

ঘিংটানো=[খু]—ক্রি. অস্পষ্ট হওয়া ॥

ঘিকান্‌চ'ন্‌=[খু] —বি. উদ্ভিদ বিশেষ ॥ ঘিকান্‌চ'ন্‌ থেকে মাথা ব্যাথায়্‌ অশুধ্‌ হয়্‌। [<ঘৃত কাঞ্চন]।

ঘিক্‌ ঘিক্‌=[রং]—অব্য. এক প্রকার আওয়াজ ॥ শুকর্‌টা খালি ঘিক্‌ ঘিক্‌ করি গেল্‌। [ধ্বন্যা.]।

ঘিঘান্‌=[রা]—ক্রি. লজ্জার মাথা খাইয়া কোন কিছু বার বার চাওয়া ॥

ঘি ঘি=[চট্ট]—অব্য. ছাগল ভেড়াকে তাড়াইবার শব্দ বিশেষ ॥ [ধ্বন্যা.]

ঘিচাঘিচি=[রং]—বি. টানাটানি ॥ অত ঘিচাঘিচি কর্‌লে ছিড়্যা যাবু। [=খেঁচা খেঁচি]।

ঘিচি'ঘিচি'=[খু]—বিণ. আজেবাজে, অর্থহীন ॥ [অনু.]।

ঘিচ্‌লাই=[রং]—বি. ঘা, ফোঁড়া ॥ মোর্‌ একটা ঘিচ্‌লাই হছে।

ঘিজ্‌লাই=[দি]—বি. ফোঁড়া ॥ মোর্‌ পাওত্‌ মস্ত একটা ঘিজ্‌লাই উঠিছে। [দেখ ঘিচ্‌লাই]।

ঘিড়া ঘাটা=[রং]—ক্রি. বেড়া দেওয়া, আবরণ দেওয়া ॥ [<ঘেরা (<ঘির +আ)+ঘাটা অনু.]।

ঘিতিনি=[রা]—বি. অন্যায় ভর্ৎসনা বা তিরস্কার ॥ আমাকে ঘিতিনি করে তোমার্‌ কি লাভ্‌ ?

ঘিদে=[খু]—বি. শামুকের মাংস ॥ ঘিদে খাওয়া শাপের্‌ রাগ্‌ বেশি।

ঘিনামিছা=[রং]—ক্রি. বিণ. অসংকুলান, ঘেষাঘেষি ॥ ঘিনামিছা করি থাকা লাগে না।

ঘিনাহা=[রা]—বিণ. খারাপ, বদমাইশ ॥ [<ঘৃনার্হ]।

ঘিন্‌=[রং]—বি. <ঘৃণা ॥ তোর্‌ মোটেও ঘিন্‌ নাই বাহে।

২=[দি]—অব্য. দিগকে ॥ [<গণ]।

ঘিন্‌ঘিনা=[রা]—বিণ. খারাপ ॥ ঘরটা ঘিন্‌ঘিনা হয়ে গেছে। [দেখ ঘিন্‌ +ঘিন+আ প্র.]।

২=[রং]—বিণ. ঘন ॥ [<ঘন+ ঘন+আ প্র.]।

ঘিন্‌ ঘিন্‌ করা=[রং]—ক্রি. ঘৃণা ঘৃণা ভাব হওয়া, নাক তোলা ॥ তোর মত ঘিন্‌ ঘিন্‌ করি আর্‌ কেউ খায়্‌ না। [দেখ ঘিন্‌ ; আধিক্যার্থে শব্দদ্বিত্ব]।

ঘিন্‌টি=[রা]—বি. গিঁট ॥ দড়িটার্‌ ঘিন্‌টি ছাড়াও। [<গিন্‌টি<গ্রন্থি সং]।

ঘিন্‌ঠাহা=[রা]—বিণ. নোংরা ॥ ঘিন্‌ঠাহা ছেলেটাকে সরাও। [দেখ ঘিনাহা]।

ঘিন্‌পিত্‌=[রা]—বি. লজ্জাশরম ॥ তোমার্‌ মোটেই ঘিন্‌পিত্‌ নাই। [দেখ ঘিন্‌+পিত (<পিত্ত)]।

ঘিগ্‌ৱ=[পা. কু]—বিণ. বোকা, আহাম্মক ॥ ঘিগুর্‌ মত কথা কও ক্যা ?

ঘিষে=[খু]—বি. এক প্রকার তিতা শাক ॥ গরম্‌ কালে ঘিষে খাওয়া ভালো।

ঘিম্‌শানি=[রং]—বিণ. ভ্যাপসা ॥ কয়্‌দিন্‌ থাইকে ঘিম্‌শানি গরম্‌ পর্‌ছে। [<গিম্‌শা<গ্রীষ্ম+নি প্র.]।

ঘিয়া=[ব]—বিণ. ঘৃতের ন্যায় বর্ণ বিশিষ্ট ॥ [<ঘি(<ঘৃত)+আ প্র.]।

২=[রা]—বি. বাঁশের তৈরী ঘরের টানা ॥ ঘিয়ার্‌ উপর্‌ দিয়ে পার্‌ হয়ে যা।

ঘিরত্‌=[চট্ট]—বি. ঘি ॥ পোলাওয়ে ঘিরত্‌ কম্‌ ঐসে। [<ঘৃত]।

ঘিরা=[চট্ট, পা]—ক্রি. বন্ধ করা ॥ [<ঘেরা]।

২=[নো,চট্ট]—বি.বেড়া॥[<ঘেরা]।

ঘির্‌গিশ্‌টি=[খু]—বিণ. নিবিড়, ঘন ॥ ঘির্‌গিশ্‌টি আন্‌দার্‌। [দেখ ঘোর্‌ কিশ্‌টি]।

ঘিশিয়া=[রং]—অস. ক্রি. ভিড়িয়া, ঘেষিয়া ॥ কোলেক্‌ ঘিশিয়া বৈশেক্‌ কেনে। [<ঘেঁষিয়া(<√ঘৃষ্‌ সং)]।

ঘিশ্‌টোন্‌=[রা]—বি. সংঘর্ষ ॥ দর্‌-জার্‌ শাখে তার্‌ ঘিশটোন্‌ লাগ্‌ছে। [<ঘিশট(<ঘৃষ্ট সং)+ন প্র.]।

ঘিশ্‌ দেওয়া=[কু]—ক্রি. চাল কাড়ানো, কথা পাকাপাকি করা ॥

ঘিশ্‌না=[রা]—বি. ঘর্ষণ ॥ রিক্‌শার্‌ শাখে ঘিশ্‌না লেগে কাপড় ছিঁড়ে গেছে। [দেখ ঘিশিয়া ; ঘিশ্‌+না]।

ঘিশ্‌ঘিশ্‌=[রং]—ক্রি. বিণ. হঠাৎ॥ [ধ্বন্যা.]।

ঘু

ঘুইয্যা=[চট্ট]—বি. ঘোড়া ॥ [দেখ ঘুইর্‌গা]।

ঘুইত্‌তে=[চট্ট]—অস. ক্রি. < ঘুরিতে ॥ পারাত্‌ ঘুইত্‌তে উগ্‌গুয়া কান্‌ড দেখ্‌লাম্‌।

ঘুইত্‌ চ'ড়ান্‌=[চট্ট]—ক্রি. পিঠে নেওয়া ॥ পোলারে ঘুইত্‌ চ'ড়াই বাযারত্‌ যা।

ঘুইর্‌গা=[চট্ট]—বি. ঘোড়া ॥ [< ঘোড়া+গা=টা]।

ঘুংগা=[রা]—বি. শূকর ॥ তাকে ঘুংগাতে তাড়া কর্‌ছে।

ঘুংগানি=[রং]—বি. <গোংগানি ॥

ঘুংগট্‌ কাড়া=[রা]—ক্রি. ঘোমটা দিয়া লজ্জাবতী হওয়া ॥ লোক্‌ দেখি মেয়েটা ঘুংগুট্‌ কাড়িল্‌। [<ঘোংগট্‌ হিং+কাড়া]।

ঘুংশি=[খু]—বি. ঘুড়ি ॥ শারাদিন্‌ ঘুংশি উড়োয়ে বেড়ালে চ'ল্‌বে? [<ঘুড়ী +শী প্র.]।

ঘুঁচা=[রা]—বি. আঘাত ॥ করিমের্‌ চোখে ঘুঁচা লাগ্‌লো। [<খোঁচা]।

ঘুক্‌রি=[রা]—বি. ঝিঁঝিঁ পোকা ॥ ঘুক্‌রি পোকা ডাক্‌ছে। [দেখ ঘুগ্‌রি]

ঘুগরি=[রা]—বি. ঝিঁঝিঁ পোকা ॥ রাতের্‌ বেলা ঘুগুরি ডাকে। [দেখ ঘুগ্‌রি,]।

ঘুগ্‌রা খুটা=[রং]—বি. এক প্রকার শাল কাঠ ॥

ঘুগ্‌রা চ'লান্‌=[খু]—বি. বেদম মার ॥ ঘুগ্‌রা চ'লান্‌ দিলে চো'র্‌ ঠিক্‌ হয় ॥

ঘুগ্‌রি=[খু]—বি. ছোট ঘণ্টা ॥ তোর্‌ কোমরের্‌ ঘুগ্‌রি কোথায়?

২=[রং]—বি. মাটির নীচের ছোট পোকা বিশেষ ॥

ঘুগ্‌রো=[য,খু]—বি. ঝিল্লি॥ শন্‌ধায়্‌ ঘুগ্‌রো ডাকে। [দেখ ঘুঘুরা]।

ঘুগ্‌লো=[খু]—বি. ধানের ময়লা ॥ ঘুগ্‌লো ফেলে দাও।

ঘুঘুনাচা=[রং]—বি. শত্রুতা করিয়া বাড়ী হইতে উচ্ছেদ, উজাড় ॥ তোর্‌ ভিটা ঘুঘুনাচা কর্‌বো। [<ঘুঘু (পাখী বিশেষ)+নাচা = যথায় নাচে ; বাগ্‌ ধারা]।

ঘুঘুবোকড়্‌=[রা]—বি.গাছ বিশেষ॥

ঘুঘুরা=[রা]—বি. ঝিল্লি ॥ [দেখ ঘুগ্‌রো]।

২=[রং]—বি. গলার এক প্রকার বাজনা ॥ ঘুঘুরাটা বেশ্‌ বাজে।

ঘুঘুরি=[খু]—বি. নূপুর ॥ মেয়েটি ঘুঘুরি পায়ে দিয়ে নাচে'। [<ঘুংগুর +ই প্র.]।

২=[রং]—বিণ. ভবঘুরে ॥ ঘুঘুরি লোকের্‌ মতো ঘুর ক্যান্‌?

ঘুঘুল্‌=[রা]—বি. চাউলবিহীন ধান ॥

ঘুচুক্‌=[রা]—ক্রি. বিণ. অতি অল্প সময়ে ॥ দাড়া ঘুচুক্‌ করে আস্‌ছি। [অনু.]।

ঘুচ্‌'=[চট্ট]—বি. <ঘুষ ॥ দারোগা ঘুচ্‌' খায়।

ঘুজা=[রা]—বিণ. খোলা ॥ ঘুজা কপাট্‌। [< ঘোচা(<ঘোচানো)]।

ঘুটা=[রা]—বি. ঘুঁটে ॥

ঘুটি=[রা]—বি. গণ্ডগোল ॥ ছেলেরা ঘুটি পেকে বেড়ায়। [<ঘোঁট (=ঘট্ট সং)+ই প্র.]।

২=খু]—বি. মাঠের স্তূপাকার ময়লা ॥ [দেখ ঘুটা]।

ঘুটুকল্‌=[রং]—বিণ. গ্রাম্য, অভদ্র, কৃপণ ॥

ঘুটুনি=[রং]—বি. যাহা দ্বারা ঘাঁটা হয় ॥ ঘুটুনি দি তরকারি নাড়। [<ঘুঁট (<ঘোঁটা<ঘট্টসং)+উনি প্র.]।

ঘুটুলি=[রং]—বিণ. ক্ষুদ্র, গোল ॥ [<গুটলি]।

ঘুটো=[খু]—বি. ঝুপ, কাঁড়ি ॥ নাড়ার্‌ ঘুটো।

ঘুট্‌ঘুটার্‌=[রং]—বি. গণ্ডগোল ॥ [<ঘুটঘুট(অনু.)+আর প্র.]।

ঘুট্‌ঘুটি=[রা]—বি. কারসাজি ॥ এসব্‌ তোমার্‌ ঘুটঘুটি। [দেখ ঘুটঘুটার্‌ ; ঘুটঘুট+ই প্র.]।

ঘুট্‌রা বাওই=[রা]—বি. চড়ুই জাতীয় পাখী ॥ [<ঘুটরা+বাবুই]।

ঘুড়ি=[খু]—বি. মাচা ॥ ঘুড়িতে লাউয়ের্‌ লতা উঠি গেসে।

ঘুড়্‌ঘুড়ি=[রং]—বি. মাটির নীচের পোকা বিশেষ ॥ [দেখ ঘুগ্‌রি]।

ঘুড়্মানি=[রং]—বি. ঘুরানী ॥ মাথায় ঘুড়মানি হচ্ছে। [ঘোর+মানি=আনি প্র.]।

ঘুতা=[ব]—বি. ঢুঁ, গুঁতা ॥ আয়-টাতে ঘুতা মায়। [গুঁতা]।

ঘুতানো=[রা]—ক্রি. মারা ॥ বৌকে ঘুতাইলে খারাপ্ হয়। [<গুঁতানো]।

ঘুত্ করে=[খু]—ক্রি.বিণ. গোপনে ॥ তায় চিঁঠিডা ঘুত্ করে দিশ্।

ঘুনা=[রা]—বি. এক প্রকার ঘাস ॥

ঘুনা জাগা=[রা]—বি. গুপ্তস্থান ॥ [<গোজন<গোপন+আ+জগহ্ جگه ফা.]।

ঘুনি=[রং]—অস. ক্রি. বিবেচনা করিয়া ॥ মনে মনে ঘুনি দেখি। [<গনি=গণনা করিয়া]।

২=[য]—ক্রি. ছোট মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

ঘুনিট্=[রং]—বি. রেল খালাসীদের থাকিবার ঘর ॥ [<ঘন্টি< ঘন্টি< ঘন্টী হিং (ঘর)]।

ঘুনে=[খু]—বি. মাছ ধরার বঁশের বাখারী নির্মিত ফাঁদ ॥ [দেখ ঘুনি,]।

ঘুন্=[খু]—বি. সুযোগ ॥ [<গৌণ ; অর্থ প্র.]।

ঘুন্ দেওয়া=[খু]—ক্রি. ঘনঘন যাতায়াত করা ॥ এ বাড়িতে এত ঘুন্ দিতেস কেন্?

ঘুন্ ধরা=[খু]—ক্রি. মূল বিষয়ে দৃষ্টি-পাত করা ॥ একাযে ঘুন্ ধরুছে কে? [গুণ (নৌকার রশি)+ধরা ; অর্থ প্র.]।

ঘুন্টির্ দোআন্=[চট্ট]— বি. পানের দোকান ॥

ঘুন্ডা=[রা]—বি. মুরগীর ঘর ॥ ঘুন্ডায় দুয়ায় দেইন্। [<গুম (<গুল্ম সং)+টা=গুমটি]।

ঘুন্ডি=[চট্ট]—বি, ঘুড়ি ॥ পোয়া-হক্কল্ ঘুন্ডি উড়ায়ের্। [<ঘুঁড়ি< ঘুডি কিংবা গুড্ডী হিং]।

ঘুন্ডিয়া=[দি]—বি. মুরগী রাখি-বার কাঠের ছোট ঘর ॥ [দেখ ঘুন্ডা]।

ঘুন্ত্তা=[দি]—বি. মুরগী হাঁসের ঘর ॥ [দেখ ঘুন্ডা]।

ঘুন্না=[রা]—বিণ. নষ্ট ॥ ঘুন্না ধান্।

ঘুন্নি=[চট্ট]—বি. ঘোটকী ॥ [< ঘোড়(<ঘোড়া<ঘোটক সং)+নি প্র.]।

ঘুন্শি=[খু]—বি. ধান বিশেষ ॥

২=[খু]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥ [দেখ ঘুনি+শি প্র.]।

ঘুনশুট্টি=[খু]—বি. ষড়যন্ত্র ॥ ওশব্ ঘুন্শুটি আমি বুঝি'। [<গুম گم ফা.+ঘট+ই প্র.]।

ঘুপচুপ=[রা]—বি. দ্বিধাজড়িত ভাব ॥ মুই ঘুপুচুপু ভালবাশি না। [অনু.]।

ঘুপ্চাপ=[রা]—বিণ. গোপন ॥ [দেখ ঘাপ্+চাপ(<চাপা)]।

ঘুপ্চি=[রা]—বি. গুপ্তস্থান ॥ চোর্ ঘুপ্চিত্ লুকায়। [<ঘুপসি]।

ঘুপ্টি=[রা]—বি. অন্ধকার ॥ কি ঘুপ্টিরে বাবা। [দেখ ঘাপ্+টি প্র.]।

ঘুপ্শি=[খু]—বিণ. গোপন, লুকান ॥ এতদিন্ কোথায় ঘুপ্শি গিলে? দেখ ঘুপ্চি]।

ঘুমারি=[রা]—বিণ. ঘুম কাতর ॥ তুই দুনিয়ায় ঘুমারি। [<ঘুম+আরি প্র.]।

ঘুমুক্=[খু]—বি. গুল্ম জাতীয় লতানো গাছ ॥

২=[খু]—বি. নীল ফুল বিশেষ ॥

ঘুম্চা=[রা]—বি. বিরক্তিকর গরম ॥ এমন্ ঘুম্চায় টেকা দায়। [<গুম<গ্রীষ্ম সং+চা প্র.=গুমট কিংবা<ঘাম<ঘর্ম সং+চা প্র.]।

২=[রং]—বি. দড়ির এক প্রকার গিঁট ॥

ঘুম্চি=[রং]—বি. ছোট ছেলেদের কোমরের ফিতা ॥ ছেলেটার্ কোমরে ঘুম্চি দাও। [<ঘুন্শি]।

ঘুম্টি=[রা]—বি. রেলের ক্রসিং ॥ বাজারোত্ যাতে তিনটে গুমটি পার্ হতে হয়। [দেখ ঘুনিট্]।

ঘুম্নি=[দি]—বি. ঘূর্ণী ॥ [< ঘুন্নি<ঘূর্ণী]।

২=[রা]—বি. ঘুমঘুম ভাব, প্রায় মূর্ছা ভাব ॥ ঘুম্নি লাইগা পড়ে যাও কেন্? [<ঘুম+নি প্র.]।

৩=[রা]—বি. লবণ তৈল ঘি ইত্যাদি যোগে ভাজা চাউল ॥ জাঁটের আছে এ্যানা ঘুম্নি দিহ্। [ঘুঙ্গনী হিং]।

ঘুম্রি=[রা]—বিণ. গোপন কথা প্রকাশকারী ॥ ঘুম্রি লোক্টায় কাছে কিছু বলো না।

ঘুম্শা=[রং]—বি. গরম, তাপ ॥ ঘুম্শা আগুনের্ বাওজে। [<গুম<গ্রীষ্ম সং+শা প্র. কিংবা ঘাম<ঘর্ম সং+শা প্র.]।

ঘুম্শানি=[ব]—বি. গুমোট ভাব, গরম ॥ যে ঘুম্শানি ধরেসে, বিশ্টি আর্ এলো না। [দেখ ঘিম্শানি]।

ঘুরি=[খু]—বি. মাচা ॥ [দেখ ঘুড়ি]।

ঘুরো=[খু]—বি. নৌকার সম্মুখ ভাগ, গলুই ॥ নৌকার্ ঘুরোতে বশ্।

ঘুর্কি=[খু]—বি. ধোঁকা ॥ লোক্টা ঘুর্কি দিয়াসে। [ঘুর (<ঘোরা)+কি প্র.]।

ঘুর্কুট্টি=[খু]—বিণ. ভীষণ ॥ তোদের্ বাড়ি আয়্ ঘুর্কুট্টি ঝঁগড়া হল কেন্? [<ঘোর+কুট্ট(<কুট্টন সং)+ই প্র.]।

ঘুর্নি পাক্=[ব]—বি. ঘুর পাক ॥ [<ঘুর+নি প্র.+পাক]।

ঘুর্মুটি=[রং]—বিণ. খুব ভীষণ ॥ আজ্ ঘুরমুটি আন্ধার্।

ঘুলা=[রং]—অস. ক্রি. দিশহারা হইয়া ॥ [<ঘোরা]।

২=[রং]—বিণ. খারাপ ॥ ঘুলা ডিম্। [<ঘোলা]।

৩=[রা]—বিণ.পচার পূর্বাবস্থা-বিশিষ্ট ॥পালাত্ শব্ ধান্ ঘুলা হয়ে গেছে।

ঘুলান্=[রং]—ক্রি. নষ্ট হওয়া বা পচন ধরা ॥

ঘুলি=[রং]—বিণ. যাহা বিকৃত হইয়া গিয়াছে ॥ [<ঘোলা+ই প্র.]।

২=[রা]—বি. বাধা ॥ সব কাজে ঘুলি দিছ্‌ না।

ঘুলি করা=[ব]—ক্রি. কর্দমাক্ত করা ॥ পানি ঘুলি করিস্‌ নে। [দেখ ঘুলি+করা]।

ঘুলো=[খু]—বি. ঢেঁকির মুষল ॥ [<গুলো]।

২=[খু]—বি. লোহার বেড়ি ॥ [পূর্বে দেখ]।

ঘুল্‌ঘুলি=[রং]—বি. মাছ ধরার এক প্রকার ফাঁদ ॥

ঘুশা=[খু]—বি. ছোট চিংড়ি ॥

ঘুশি=[য]—বি. ভুষি ॥

২=[রা]—বি. ঘুঁটে, শুকনা গোবর, জ্বালানী ॥ জমির্‌ ঘুশি কুড়াবার্‌ মানা করে দাও। [ঘসি ম. বাং]।

ঘুশুর্‌, ঘুশুর্‌=[রা]—ক্রি. বিণ. ইতস্ততঃ ॥ ঘুশুর্‌ ঘুশুর্‌ করিছ্‌ না। [অনু.]।

২=[রং]—বিণ. ঘুষঘুষে, তড়বড়ে ॥ তোর্‌ জে ঘুশুর্‌ ঘুশুর্‌ জর্‌ ঐছে।

ঘুশুরা=[রং]—বিণ. ধনী, টাকা-পয়সাওয়ালা ॥ [<ঘুষ+উরা প্র. ; অর্থ প্র.]।

২=[রং]—বি. ধানের আবর্জনা বিশেষ ॥ এত ঘুশুরাওয়ালা ধান্‌ নেওয়া জায়্‌ না ॥

ঘুশুরি=[রা]—বি. ঘুঁটে ॥ পাথারের্‌ ঘুশুরি কেহ কুড়ায়্‌ না জেন্‌ ॥ [দেখ ঘুশি+রি প্র.]।

ঘুশুরু=[দি]—বিণ. অপরিষ্কার ॥ তুই লোক্‌টা বড় ঘুশুরু।

ঘুশো=[খু]—বি. কুঁচি চিংড়ি।

ঘুশ্‌কি=[রং]—বিণ. অস্বাস্থ্যকর, অনুন্নত ॥ কোন্‌ ঘুশ্‌কি বাড়িতে নি-জাইশ্‌ মোক। [সংদার্থ গুপ্ত বেশ্যা]।

ঘুশ্‌ঘুইশ্‌শা=[চট্ট]—বিণ. ঘুষঘুষে, অাঁতিস্বলা ॥ [<ঘুষ্‌ঘুষ্‌ (অনু.)+ইয়া প্র.]।

ঘুশ্‌ঘুশি =[রং]—বিণ. ভিতরে ভিতরে, সামান্য ॥ [দেখ ঘুশ্‌ঘুইশ্‌শা]।

ঘুশ্‌ড়ি=[দি]—বি. শুকনা গোবর, ঘুঁটে ॥ এই, কেও ঘুশ্‌ড়ি কুড়াবা না। [দেখ ঘুশি+ড়ি প্র.]।

ঘুস্‌ঘুস্যা=[চট্ট]—বিণ. ঘুষ ঘুষে ॥ ঘুস্‌ঘুস্যা যর্‌। [ঘুস্‌ঘুস (অনু.)+ইয়া প্র.]

ঘে

ঘে=[রা]—অব্য. দেব ॥ আমার্‌ঘে বাড়ি ॥ [গে=গো]।

ঘেইগ্যান্‌=[চট্ট]—ক্রি.বি. সাধাসাধি করণ ॥

ঘেউ=[রা:]—বি. ঘি ॥ ঘেউর্‌ শার্‌ আট্‌ টেকা। [ঘিঅ প্রা:<ঘৃত সং]।

ঘেংগি পাতা=[রা]—ক্রি. কোন কিছু পাইবার আশায় নির্লজ্জভাবে অপেক্ষা করা ॥ [দেখ ঘেইগ্যান্‌]।

ঘেঁচেড়া=[দি]—বিণ. যে সহজে কথা শুনে না ॥ তোর্‌ মতোন্‌ ঘেঁচেড়া মানুশ্‌ মুই আর্‌ দেখিনি।

ঘেছু'=[খু]—বি. খৈ জাতীয় খাদ্য বিশেষ ॥

ঘেছু খচা=[রং]—ক্রি. পুঙ্খানুপুঙ্খ ভাবে জিজ্ঞাসা করা ॥ পুলিশ ঘেছু খচি কথা নেয়্‌।

ঘেটি মোড়ান্‌=[খু]— ক্রি. অবাধ্য হওয়া ॥ ও আমার্‌ কথায়্‌ ঘেটি মোড়ায়ে চ'লে। [=ঘাড় ফেরান ; বাগ্‌ ধাবা]।

ঘেটু=[খু]—বি. পাঁচড়া ॥ [<ঘেঁটু]।

ঘেটেল্‌=[খু]—বিণ. দুষ্ট ॥ [দেখ ঘেটি ; ঘেট্‌+এল প্র.]।

ঘেডি ঘুল্‌লা=[খু]—বি. অর্ধচন্দ্র ॥ [দেখ ঘেটি+ঘোরানো]।

ঘেড়েল্‌=[খু]—বিণ. উলঙ্গ ॥ [দেখ ঘেটেল্‌ ; অর্থ প্র.]।

ঘেনু=[খু]—বি. মগজ, ঘিলু ॥ [< ঘেলু<ঘিলু]।

ঘেন্‌না=[খু]—বি. অরুচি ॥ ঘেন্‌না করে কিছু খেতে নেই। [<ঘৃণা]।

ঘেন্‌না লাগা=[রং]—ক্রি. ঘৃণা লাগা ॥ এত ঘেন্‌না লাগে জে আর্‌ দেখিলা মনায়্‌ না। [দেখ ঘেন্‌না+লাগা]।

ঘেন্‌নানো=[চট্ট]—ক্রি. কট্‌মট্‌ করিয়া তাকানো, ক্রুদ্ধনেত্রে বা লুব্ধ নেত্রে দৃষ্টিপাত করা ॥ বাপে অাঁরে ঘেন্‌নাই চ'াই রৈল্‌। [ঘেননা+নো প্র. ; নাম ধাতু]।

ঘেপ্‌চ'ানো=[খু]—ক্রি. বিরক্ত করা ॥ এরান্‌ ঘেপ্‌চ'াস্‌সিশ্‌ ক্যান্‌ ?

ঘেমেই যাওয়া=[দি]—ক্রি. নিভিয়া যাওয়া ॥

ঘেয়ার্‌=[চট্ট]—বিণ. বেয়াড়া ॥ [দেখ ব্যাটড়া]।

ঘেলু=[রা]—বি. ঘিলু, মগজ ॥ [দেখ ঘেনু]।

ঘেশ্‌কুল্‌=[রং]—বি. গলগণ্ড রোগের ব্যাধি বিশেষ ॥

ঘ্যাউড়া=[রা]—বিণ. বাঁকা স্বভাবের ।। [ঘাড়+উয়া প্র.]।

ঘ্যাংগর্=[রং]—বি. কফ, শ্লেষ্মা ।। নাকের্ ঘ্যাংগর্ শাফ্ করেক্। [দেখ ঘ্যাগর্]।

ঘ্যাংগা=[রা]—বি. এক জাতীয় বাঘ ।।

ঘ্যাংগানো=[ব, রং]—ক্রি. কোন কিছু পাওয়ার জন্য বার বার মিনতি করা ।। ঘ্যাংগাইলেকি ঐব জরের্ মৈধ্যে বাতৃ পাবি না (রং)। [ঘ্যাংগা (নাম ধাতু)+আনো প্র.]।

ঘ্যাংগোড়্=[রা]—বি. জমাট কাশি ।। এঠি ঘ্যাংগোড়্ অগ্লাইছ্ না। [দেখ ঘ্যাংগর্]।

ঘ্যাংটানো=[দি, রং]—ক্রি. হাত দিয়া বার বার নাড়াচাড়া করা ।। [ঘ্যাংটা<ঘাঁটা+আনো প্র.]।

ঘ্যাংটি পারা=[রং]—ক্রি. পুনঃ পুনঃ চাওয়া ।। ঘ্যাংটি পারি মোর্টেই দুইটি টাকা নিলে।

ঘ্যাংরানো=[খু]—বিণ. দুর্বল ।।
২=[খু]—ক্রি. স্বর বিকৃত করা ।। [ঘ্যাংরা+আনো প্র.]।
৩=[খু]—ক্রি. আর্তনাদ করা ।। [পূর্বে দেখ]।

ঘ্যাংরাল্=[রা]—বি. পাখী বিশেষ ।।

ঘ্যাঁচর্=[রা]—বিণ. অবাধ্য, শাসন অমান্যকারী ।। এই ঘ্যাঁচরটা আর্ ভাল হবে না। [<ঘেঁচড়]।

ঘ্যাঁচ্রা=[রা]—বিণ. অলস ।। [দেখ ঘ্যাঁচর্+আ প্র.]।

ঘ্যাঁজা=[রা]—বি. চূর্ণ ।।

ঘ্যাঁরর্=[চট্ট]—বিণ. একগুঁয়ে ।। [দেখ ঘেরর্]।

ঘ্যাক্সা উল্টা=[রং]—বিণ. রং চটা ।।

ঘ্যাগর্=[রা]—বি. নাসিকা হইতে নির্গত শ্লেষ্মা ।। [দেখ ঘ্যাংগর্]।

ঘ্যাচ'ন্=[খু]—বিণ. অসভ্য, বর্বর, পাজি ।। তুমি বড় ঘ্যাচ'ন্।

ঘ্যাচ'র্=[রা]—বিণ. নাছোড় বান্দা ।। [দেখ ঘ্যাঁচর্]।

ঘ্যাচ'াং=[রং]—ক্রি. বিণ. হঠাৎ করিয়া ।। ছাগল্টাক ঘ্যাচাং করি জবো কর্। [অনু.]।

ঘ্যাচাঘেঁচি=[রং]—বি. বিরক্তি ।। ঘ্যাচাঘেচির্ লোক্। [<ঘেঁচাঘেঁচি]।

ঘ্যাচ'ানো=[খু]—ক্রি. বিরক্ত করা ।। [<ঘেঁচানো বা খোঁচানো]।
২=[খু]—ক্রি. বিদ্রূপ করা ।।
৩=[খু]—ক্রি. বার বার কোন কিছু নাড়াচাড়া করা ।।

ঘ্যাচ'ান্=[খু]—বিণ. অবাধ্য ।।

ঘ্যাচঘাচিয়া=[রং]—বিণ. অত্যন্ত বিরক্ত করে বা বার বার কোন দ্রব্য চায় যে ।। ঘ্যাচ্ঘাচিয়া মানুশটা কেম্নে পড়ি রোইচে।

ঘ্যাচ্রা=[রং]—বিণ. যে অসৎ-কর্মের জন্য শাস্তি ভোগ করিয়া পুনরায় ঐ কর্ম করে ।। ঘ্যাচ্রা চোর্ডা আর্ ভাল হৈল্ না। [দেখ ঘ্যাঁচ্রা]।
২=[খু]—বিণ. নাছোড়বান্দা ।। আর্ ঘ্যাচ্রাপানা করিস্ না।

ঘ্যাচ্রানো=[খু]—ক্রি. জিদ করিয়া পুনঃ পুনঃ এক কাজ করা ।। [দেখ ঘ্যাচ্রা+নো প্র.]।

ঘ্যাটা ঘ্যাটি=[রং]—ক্রি. বিণ. নষ্ট ।। ভাল জিনিশ্লা ঘ্যাটাঘ্যাটি করি লাভ্ কি? [<ঘাঁটা ঘাঁটি]।

ঘ্যাটাল্=[রা]—বি. মাঝি, কাণ্ডারী ।। [<ঘাট+আল প্র.]।

ঘ্যাটি=[রা]—বি. অপরাধ ।। ঘ্যাটি করেছ শিকার্ জাও। [<ঘাট(<ঘটী হিং)]।

ঘ্যাট্ কুল্=[রং]—বি. বুনো কচু জাতীয় গাছ ।। [<ঘেটু+কুল]।

ঘ্যাট্ঘেট্=[রং]—বি. কুকুরের ডাক ।। কুকুরটা এক্ শমান্ ঘ্যাট্ঘেট্ করেছে। [ধ্বন্যা.]।

ঘ্যাড্ঘ্যাডানো=[চট্ট]—ক্রি. খিট্খিট করা, রাগে গালি দেওয়া, কড়া কথা বলা ।। ঘ্যাড্ঘ্যাডাইলে হিতে চ'লি যাইব।

ঘ্যাড়া=[রা]—বি. মাছ বিশেষ ।। ঘ্যাড়া মাছ লৈয়া আইছ্ না, খাবু না।

ঘ্যাড়োল্=[খু]—বি. ঢ্যাড়স, তরকারী বিশেষ ।।

ঘ্যাতা কালানি=[রা]—বিণ. বোকা, যে কিছুই জানে না ও বুঝে না ।। [<গাধা+কালা+নি প্র.]।

ঘ্যাত্ঘোত্=[রং]—বি. ব্যাঙের ডাক, শব্দ বিশেষ ।। তোমার্ গিলায় কিশের্ এত ঘ্যাত্ঘোত্? [ধ্বন্যা.]।

ঘ্যাত্রা=[খু]—বিণ. দুর্বল ।।

ঘ্যাদর্ ম্যাদর্=[রা]—ক্রি. বিণ. এলোমেলো, অগোছিচুড়ি ।। ঘ্যাদর্ ম্যাদর্ করে কোন কাজ্ করো না। [অনু.]।

ঘ্যানা=[খু]—বিণ. নিকৃষ্ট ।। ঘ্যানা বাস্রুড়া কনে গেল্?

ঘ্যান্ গব্রা=[রং]—বিণ. যাহার ঘৃণা নাই ।।

ঘ্যানঘ্যানে=[খু]—বিণ. অস্থির ।। [<ঘ্যান ঘ্যান অনু.+এ. প্র.]।
২=[ব]—বি. প্যানপ্যান ।। [পূর্বে দেখ]।

ঘ্যারা=[খু]—বি. পিঠ ।। দাওয়ার্ ঘ্যারাদে ঘা দিশ্। [<ঘাড়+আ প্র.]।

ঘ্যারান্চি', ঘ্যারান্চে'=[খু]—বিণ. ছোট খাটো ।।

ঘ্যারে=[ল]—অস. ক্রি. নিভাইয়া ।। [<ঘেরিয়া<ঘিরিয়া]।

ঘ্যারো=[খু]—বি. গ্রহ ।। [<গ্যারো<গরহ<গ্রহ]।

ঘ্যার্কত্=[রং]—ক্রি. বিণ. ক্ষণ-কালের মধ্যে ।। তুই অনার্ বাড়ি হতি ঘ্যার্কত্ ফিরি আশিশ্।

ঘ্যার্ঘেরি=[রং]—বি. শব্দ ॥ গলার ঘ্যার্ঘেরিতে বশে থাকা জায় না। [<ঘড় ঘড়ি (ধ্বন্যা.)]।

ঘ্যাল্ঘ্যালা=[রং]—বিণ. অত্যন্ত নরম ॥ দলুটা কেনে ঘ্যাল্ঘ্যালা ঐছে। [<গল্ গল (অনু.)+আ প্র.]।

২=[রং]—বিণ. তরল ॥ হালুয়াগুলা এত ঘ্যাল্ঘ্যালা করলু ক্যান্?

ঘ্যাল্টাহে=[দি]—বি. বেকায়দা ॥ তোর্ মত কত বাবু ঐটে ঘ্যাল্টাহেত্ পড়িছে।

ঘ্যাশ্না=[রং]—বি. দুর্নাম ॥ মান্শির্ শ্যাশ্না তোক ভাল লাগে বোধ্ হয়। [<ঘোষণা : অর্থ প্র.]।

ঘ্যাশ্শা=[রা]— বিণ. ঘাসজাত ॥ [ঘাস+আ প্র.]।

ঘ্যাস্কালো=[চট্ট]—ক্রি. টিট্কারি দেওয়া, শ্লেষপূর্ণ বাক্যবাণে জর্জরিত করা, কটূক্তি করা ॥ খেলায় হারি গেয়ে হেতাল্লাই তোরা ঘ্যাস্কাও ক্যা।

ঘৈন্যা মাস্=[চট্ট]—বি. এক প্রকার মাছ ॥ [ঘনিয়া+মাছ]।

ঘৈশ্যা=[চট্ট]—বি. তিল ॥

ঘো

ঘোংগর্=[রং]—বি. ঘোমটা, অবগুণ্ঠন ॥ মাথাত্ ঘোংগর্ টানায় দেঅক্। [দেখ ঘুংগুট্ কাড়া]।

ঘোংগা=[রা]—বি. মাছ ধবার যন্ত্র বিশেষ ॥

২=[রা]— বি. শামুক বিশেষ ॥ [ঘোংগা হিং]।

ঘোংরান্=[চট্ট]—ক্রি গোঁ গোঁ শব্দ করা ॥ [<ঘোংরা (নাম ধাতু)+আন প্র.]

ঘোঁকানো=[ব]—ক্রি. গালি দেওয়া ॥ আর্ কত ঘুঁকিস্? [<ঘোঁকা (নাম ধাতু)+আনো প্র.]।

ঘোঁজ্=[রা]—বি. বস্ত্রের অবাঞ্ছিত সংকোচন বা ভাঁজ ॥ কাপড়খান্ ঘোঁজ্ করিছ্ না।

ঘোঁড়া=[চট্ট]—বি.<ঘোমটা ॥

ঘোঁদ্লান্=[রা]—ক্রি. ঘোলা করা ॥ [ঘোদ্লা<ঘোলা+আন প্র.]।

ঘোঁন্—[ব]—বি. <কোনা ॥ যমির্ ঘোঁন্টা এত আঁটো যে হালের্ বলদ্ ঘোরে না।

ঘোঁশা=[রা]—বি. ঝিংগা জাতীয় ফল বিশেষ ॥ ঘোঁশার্ বোশা দিয়ে গা মাজা ভাল হয়।

ঘোঁশ্=[খু]—বি. পানি চুয়াইয়া আসা গর্ত ॥ [ঘোশ<ঘুশ্]।

ঘোঁশ্ পারা=[ব]—ক্রি. হামাগুড়ি দেওয়া ॥

ঘোকন্=[রা]—বি. কুৎসিৎ ভর্ৎসনা, যদেচ্ছা গালাগালি ॥ আগুক্ আঁয়্, কেমন্ ঘোকন্ দেই।

ঘোক্না=[রং]—ক্রি. হাত ডুবাইয়া নাড়া ॥ খাবার্ পানি কেন্ ঘোক্নালু?

ঘোগা=[খু]—বি. সুড়ং ॥ কে যেন্ বাঁধ্টি ঘোগা করে দিয়েসে।

২=[রং]—বি. মাছ মারার গর্ত বিশেষ ॥ ঘোগায় মাছ্ আয়্ছে।

ঘোগ্লা=[রা]—বি. মুখের লালা ॥

ঘোচুর্ মচুর্=[রং]—বি. সংকোচ ॥ ঠিক্ মত কথা কও, এত ঘোচুর্ মুচুর্ কর ক্যান্? [অনু.]।

ঘোচ্'=[খু]—বি. নিম্নভূমি ॥ বিলের্ ঘোচে' এখনো পানি আসে। [<ঘোচ (<কুঞ্চন)]।

ঘোচ্ করা=[খু]—ক্রি. গর্ত করা ॥ [দেখ ঘোচ্]।

ঘোচ্মোচ্=[রং]—বি. সংকোচ ॥ কথা কৈতে ঘোচ্মোচ্ করিছ্ না। [অনু.]।

ঘোমা=[খু]—বিণ. একগুঁয়ে ॥

২=[খু]—বি. নদীর বাঁক ॥ ঘোমায় দুই খেও দিয়ে আসি, দেখি কিসু পাই নাকি।

ঘোটন্=[খু]—বি. লাকড়ি, জ্বালানি কাঠ ॥

ঘোটা=[রং]—বিণ. ক্ষুদ্র আকৃতি বিশিষ্ট ॥ দুর্ শালায় ঘোটা ॥ [দেখ ঘোটেয়া ; ঘটুয়া হিং=ছোট লোক]।

ঘোটাত্=[খু]—অব্য. শব্দ বিশেষ ॥ [ধ্বন্যা.]।

ঘোটেয়া=[রং]—বিণ. ক্ষুদ্র আকার বিশিষ্ট ॥ [দেখ ঘোটা]।

ঘোট্ ঘোট্=[রং]—ক্রি. বিণ. তন্ন তন্ন ॥ এত ঘোট্ঘোট্ করি দেখলু তবু পালু না। [অনু.]।

ঘোট্না=[রা]—বি. মন্থন দণ্ড ॥ ঘোট্না দিয়ে ডাইল্ ঘাটে। [<ঘোঁটনা<ঘট্ট সং)+না প্র.]।

২=[রা]—বি. একপ্রকার বাঁশ বা কাঠ ॥

ঘোট্ মারা=[রা]—ক্রি. হ্যাঁচকা টান মারা ॥ ছিপে ঘোট্ না মার্লে মাছ্ ওঠে না। [দেখ খুট্]।

ঘোট্লান্=[রং]—ক্রি. দণ্ড দ্বারা আলোড়িত করা ॥ পানিগুলি ঘোট্লে দে। [দেখ ঘোট্না ; ঘোঁট+লা+ন]।

ঘোড়ল্=[রা]—বি. লতা বিশেষ ॥

ঘোড়াকুর্‍্যা=[রা]—বি. গাছ বিশেষ ॥

ঘোড়া গস্তানি=[রা]—বি. মর্দা স্বভাবের মেয়ে ॥

ঘোড়া বাঁধা=[রা]—ক্রি. অপেক্ষা করা ॥ [বাগ্ধারা]।

ঘোড়া রোখা=[রা]—বিণ. জেদী, একগুঁয়ে ॥ ঘোড়ারোখা লোক্টা কোন কথা শুন্তে চায় না। [<ঘোড়া (<

ঘোচক)+রোখা<রোখ+আ প্র.]।

ঘোড়া বাইল্=[খু]—বি. ঘোড়ার লেজের চুল ॥ [<ঘোড়া+বাল হিং]।

ঘোড়ার বাঁড়া=[খু]—বিণ. অপদার্থ ॥ [=ঘোড়ার লিঙ্গ ; বাগ্‌ধারা]।

ঘোদল্=[খু]—বি. গর্ত ॥ বাব্‌বেলের্ ঘোদল্ ঘোড্ । [খোঁদল<খন্দ+ল প্র.]।

ঘোনা=[চট্ট]—বি. সমুদ্র উপকূলে জমির চতুর্দিকের বড় বাঁধ ॥

২=[চট্ট]—বি. ঠোকনা ॥ গাল্‌ত ঘোনা মারে ক্যা ?

৩=[চট্ট]—বি. তিন দিকে পাহাড় বা জলবিশিষ্ট স্থলভাগ ॥

৪=[রং]—বি. এক প্রকার ঘাস ॥

৫=[ব]—বিণ. শহর বা বড় রাস্তার সংযোগহীন ॥

ঘোনাই=[চট্ট]—অস. ক্রি. ঠোকনা দিয়া ॥ [দেখ ঘোনা২ +ইয়া]।

ঘোনানো=[খু]—ক্রি. থামান, ভিড়ান ॥ ঘাটে নাও ঘোনাও । [ঘন+আনো প্র.]।

ঘোনি=[ব]—বি. বদ্ধস্থান, স্রোতোহীন জায়গা ॥

ঘোনে=[রা]—বি. অব্য. হইতে ॥ তুমি কোথা ঘোনে আসিলে ?

ঘোন্=[রা]—বি. অপ্রশস্ত বা সংকীর্ণ স্থান ॥

ঘোন্‌টা=[খু]—বি. ঘোমটা ॥ নতুন্ বৌর্ ঘোন্‌টা কৈ ?

ঘোপা=[ব. রা]—ক্রি. ঘামা ॥ গরমে গা ঘোপে গেল্ ॥

২=[রা]—বি. আড্ডা, স্থান ॥ [ঘোপ +আ প্র.]।

৩=[রা]—বি. অন্ধকার বা আলো বাতাসহীন স্থান ॥ ঘোপাত্ মুই থাক্‌বার্ পারি না । [পূর্বে দেখ]।

৪=[রা]—বি. বাঁক ॥ নদির্ ঘোপায় খুব্ মাছ্ পড়্ ছে ।

ঘোপ্=[চট্ট]—বি. শ্রেণী বা স্তবক ॥

২=[ব]—বি. কোণ ॥

৩=[রং]—বি. ফাঁস, দড়ি বা সুতার বাঁধন ॥ তুই কোন্ ঘোপত্ মাথা ভুকি দিছিস্ ।

৪=[রা]—বি. বাঁক ॥ নদির্ ঘোপে মাছ্ পড়ে খুব্ ।

৫=[রা]—বি. সংকীর্ণ স্থান ॥

ঘোপ্‌চং=[রা]—বিণ. নিষ্কর্মা ॥ ইডা এ্যাডা ঘোপ্‌চং ॥

ঘোপ্‌যাল্=[খু]—বি. মাছ ধরার জাল বিশেষ ॥

ঘোপ্‌পো=[রা]—বি. আলো বাতাস হীন স্থান ॥ ঘোপ্‌পোত্ মুই ভুক্ পাবো না । [<ঘোপ+ও প্র.]।

ঘোমট্=[রং]—বি. বড়াই বা গর্ব ॥ এত ঘোমট্ করিবা না । [<গুমট]।

ঘোম্‌টা=[রং]—বি. মুখভার ॥ মুখ ঘোমটা করেছ ক্যান্ ? [অর্থ প্র.]।

ঘোরন্‌চ'=[ব]—বি. এক প্রকার ভেষজ গাছ ॥

ঘোর্‌কিশ্‌টি=[খু]—বিণ. গাঢ় অন্ধকার ॥ ঘোর্‌কিশ্‌টি অন্‌ধকারে যাই কেমন্ করে ? [<ঘোর+কৃষ্ট<কৃষ্ণ +ই প্র.]।

ঘোর্‌প্যাচ্'=[খু]—বি. এদিক সেদিক ॥ ওর কথার্ কোন্ ঘোর্‌প্যাচ্' নাই । [ঘোর প্যাঁচ]।

ঘোলা=[রা]—বি. আবর্ত ॥ ঘোলায় পড়ি নৌকা মারা গেল্ ।

ঘোল্=[চট্ট]—বিণ. আবিল, ঘোলা ॥

ঘোল্ করা=[রা]—ক্রি. হেস্তনেস্ত করা ॥ এ ব্যাপারে ওকে ঘোল্ করে দিয়েছে ।

ঘোল্ খাওয়ান্=[রা]—ক্রি. ফাঁকি দিয়া ঘুরানো ॥ হে লোক্‌টাকে ঘোল্ খাওয়াল । [বাগ্‌ধারা]।

ঘোল্‌ঘোলা=[রং]—বিণ. অত্যন্ত তরল ॥ ঘোলঘোলা দৈ । [অনু.]।

২=[রং]—ক্রি. পণ্ড করা ॥

ঘোল্‌ট্যাপা=[রা]—বিণ. বেঁটে, খাটো ॥ ঘোল্‌ট্যাপা ছেলে ।

ঘোল্‌হাড়ে=[রং]—বিণ. ছোট মাছ বিশেষ ॥

ঘোশর্=[রা]—বি. জংগল ॥

ঘোশা=[রা]—বি. ধুঁধুলের খোসা ॥ ঘোশা দি ঘশ্‌লে গা শাফ্ হয় । [< খোসা]।

ঘোশানো=[রা]—ক্রি. পরিষ্কার করা ॥ থালা বাটি ঘোশাও ।

ঘোশ্‌ঘোশা=[রং]—বিণ. মোটা সুতার বোনা ॥ এই কাপড় খান্ ঘোশ্ ঘোশা ।

ঘোশ্‌টা=[রং]—বি. ঘষা ॥ বাঁশের্ ঘোশ্‌টা লাগি গায়ের্ ছাল্ গেইল্ ।

ঘোশ্‌লান্=[রং]—ক্রি. রগড়ানো ॥ চোখ্ দুইডা ঘোশ্‌লাইছ্ না । [<ঘষ্ (<ঘর্ষণ)+ল+আন প্র. ; দেখ ঘোশানো]।

ঘৌ=[রং]—বি. ঘুঘু পাখী ॥ ঘৌর্ গোসত্ বড় শাদ্ । [<ঘুঘু]।

ঘৌর্=[চট্ট]—বি. কলার ছড়া ॥

চ

চওটা=[রং]—ক্রি. ভয় দেখানো, ধমক দেওয়া ॥ কেন্ মুরগিলাক্ চও-টায়ছে । [<চোটা<চোটান (<চুট সং+আন)]।

চওটা চোটি=[রং]—ক্রি. বি. ভয় দেখান, ধমক দেওয়া, চটাচটি করণ ॥ [দেখ চওটা+চোটি=চোটাচুটি]।

চওড়েয়া=[রং]—অস.ক্রি. চপেটাঘাত করিয়া ॥ তোক চওড়েয়া এক্‌শেশ্ করমো । [<চড়াইয়া]।

চওরের্ বাও=[রং]—বি. চামরের বাতাস ॥ বড় গরম্, চওরের্ বাও দে । [<চামরের বায়ু]।

চং=[রং]—বি. খেয়াল ॥

চংকা=[রং]—ক্রি. বি. ভয় পাওয়া ॥

চংকা দোল্ হচ্ছে ছাইলাটায়্। [<চমকা (<চমকান)=চমকিত হওয়া]।

চংকানো=[রং]—ক্রি. চমকিয়া উঠা ॥ [<চমকানো]।

চংগ=[রং]—বি. অভ্যাস ॥ নিন্দে কাঁদি উঠা উয়ার্ চংগ।

চ'ওর্=[রং]—বি.<চামর ॥

চকর্ চাল্—[রা, দি]—বি. এক রকম গুটি খেলা, নড়চড় করণ ॥ দিন্‌রাইত্ নাই, খালি চকর্‌চাল্ খেলা। [<চক্রচাল (<চালনা)]।

চকা=[ব, রা]—বি. চুল্লী, চুলা ॥ [< চওকা হিং ; দেখ চৌকা]।

চকা পাক্ড়া=[রং]—বিণ. বিভিন্ন রঙের, চিত্রবিচিত্র ॥ চকাপাক্‌ড়া ছাগল্‌টা হামার্ না। [<চক্র+আ প্র.+পাখরা অনু: ; দেখ চক্‌রা পাক্‌রা]।

চকাল্=[রা]—বিণ. দৃষ্টিশক্তিসম্পন্ন ॥ আমি কানা আর্ তুই বুঝি খুব চকাল্ ? [<চোখ(<চক্ষু)+আল প্র.]।

চকি=[দি]—বি.চৌকি ॥ মানুশ্ চকির্ উপর্ শোয়্। [<চৌকি<চউক্কী< চতুষ্কী সং]।

২=[দি]—বি. খাল, ডোবা ॥

৩=[রা, দি]—বি. মাটি কাটার পরিমাণ বিশেষ ॥

চকিয়া=[রং]—বি. থাকিবার চৌকি, খাট ॥ [দেখ চকি+আ প্র.]।

চকুয়া=[রং]—বি. বড় চুল্লী ॥ নজ্‌লিশি পাকের্ জন্যি চকুয়া খোড়া লাগ্‌ব। [দেখ চকা]।

চকোয়া=[রং]—বি. এক প্রকার পাখি ॥ 'উড়ি যায় চকোয়া পাখি, গলায় গজমতি হার।' [<চক্রবাক]।

চক্=[রং]—বি. মধ্যস্থল, মাঝখান ॥ তুই চকের্ মধ্যে থাকিশ্। [<চওক হিং]।

২=[দি]—বি. গাড়ির দুই চাকার মধ্যবর্তীস্থান ॥

৩=[রা]—বি.খণ্ড, টুকরা ॥ দুচক্ আমৈ চলতার্ হাতত্ দেয়্ না। [<চাক<চক্র]।

চক্‌কর্=[রং]—বি. কুহক ॥ আশার্ চক্করে পড়্যা কি লাভ্ হলু বাহে ? [<চক্র]।

চক্ খাওয়া বা লাগা=[রং]— ক্রি. মূর্ছা যাওয়া ॥ [<চোখ খাওয়া বা লাগা]।

চক্‌খেলা=[রং]—বি. পাঁচখানা করিয়া সব সময় চালিতে হয় এইরূপ খেলা বিশেষ ॥ তুই চক্‌খেলের্ পাড়িশ্ কিনা কহ্ ?

চক্‌চন্দা লাগা=[রং]—ক্রি. তাক লাগা, আশ্চর্য হওয়া ॥ তামাশা দেইক্যা মুঁই চক্‌চন্দা লাগি গেনু। [<চোখ+ চৌন্ধ্ হিং=ধাঁধা+লাগা]।

চক্‌টা মারো=[রং]—ক্রি. ধাঁকি জাল হঠাৎ তুলিয়া মাছ ধরা ॥ চক্‌টা মারি আজ্‌কাল্ ভাল মাছ্ পাওয়া যায়্। [<চটকা (<চট্‌কান<চট্ সং=ভেদ-করা)+মারা ; বর্ণ বিপর্যয়]।

চক্‌বকা=[রা]—বিণ. বেশী কথা বলে যে ॥ লোক্‌টা বড় চক্‌বকা। [< চক্‌বক (অনু.)+আ প্র.]।

চক্‌মকা=[রং]—বিণ. তৈল ও হলুদ পূর্ণ ॥ [<চক্‌মক্ (অনু.)+আ প্র.]।

চক্‌রা চক্‌রি=[রং]—বিণ. পাখড়া, বিভিন্ন রঙের ॥ বাছুরড়া চক্‌রা চক্‌রি হছে। [দেখ চকা পাক্‌ড়া ; চকর+ই প্র.]।

চক্‌রা পাক্‌রা, চক্‌রা বক্‌রা=[রং] —বিণ. রঙ্‌বেরঙের ॥ গাইয়ের একটা চক্‌রা পাক্‌রা বাছুর হছে। [দেখ চকা পাক্‌ড়া]।

চক্‌রা বক্‌রা=[রং]—বিণ. চম-কিত ॥ [অন.]।

চক্ লাগা=[রং]—ক্রি. মূর্ছা যাওয়া ॥ আচম্বকা চক্ লাগি পড়ি গেল্। [< চঅক<চমক+লাগা]।

চখো=[দি]—বিণ. বেশী লবণযুক্ত ॥ তর্‌কারি খান্ খুব চখো হৈছে। [< চোখা<চোক্ষ সং ; তুং চোখা হিং ; অর্থ প্র.]।

চগ্‌বগ্যা=[রা]—বিণ. চোখা ॥ [চগ <চখো দেখ+বগ অনু:+ইয়া প্র.]।

চটক্=[রং]—বি. প্রহর, ক্ষণ ॥

চটক্‌বাজ্=[রা]—বিণ. ধুরন্ধর, কাজিল ॥ সে বড় চটক্‌বাজ্। [<চটক =চমক+বায ফা.]।

চটর্ পটর্=[রং]—ক্রি. বিণ. তাড়া-হুড়া, ঝট্‌পট্ ॥ চটর্‌পট্‌র কর্যা কাম্‌টা কর্। [অনু.]।

চটা=[রা]—বি. বৃষ্টির ফলে সৃষ্ট মাটির পাতলা শক্ত খণ্ড খণ্ড চাপ ॥

চটাচট্=[রং]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি ॥ চটাচট্ কাজ্‌টা করি ফালাও ॥ [অনু.] ॥

চটাংপটাং=[রং]—বি. উৎসাহী ব্যক্তি, কর্মীলোক ॥ [অনু.]।

চটাতে করি=[রং]—ক্রি. বিণ. অতি শীঘ্র ॥ চটাত্ করি জা। [চট্ করিয়া ; অনু.]।

চটি=[দি]—বি. চট ॥ ধানের্ টিপিটার্ উপর্ চটি চাকা দিশ্। [চট+ ই+প্র.]।

২=[রা]—বি.হাড়ির জন্য তৈরী মাটি ॥ চটি নরম্ না হলে কাজ্ হয় না।

চটৌনি=[দি]—বি. চাটনি ॥ মা এবা চটৌনি দিবা ? [<চট্‌নি হিং]।

চট্‌কানো=[রং]—ক্রি. রাগ হওয়া ॥ এতেই চট্‌কালো বাহে ? [চটানো]

চট্‌কাল্=[রা]—বিণ. স্ফূর্তিবাজ ॥ চ্যাংড়াড়া বেশ্ চট্‌কাল্। [<চটক+ আল প্র.]।

চট্‌কি=[রং]—অস.ক্রি. রাগ হইয়া ॥ এই শামান্য কতাতে তুঁই চট্‌কি উঠ্‌লুঁ। [দেখ চট্‌কানো ; চটকাইয়া]।

২=[রা]—বি. চটিজুতা ॥

চট্‌কিয়া=[রং]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি ॥ চট্‌কিয়া আহেক্। [<চট্ (অনু.)+করিয়া]।

চট্‌চটিয়া=[রং]—বি. একপ্রকার ফল (ইহা আকারে গোলমরিচের মত, কাপড়ে ও গায়ে লাগিয়া থাকে) ॥

চট্‌কল্=[রা]—বি. চট্টগ্রামের অপর নাম ॥

চট্‌পটা=[রং]—ক্রি.বিণ. তাড়াতাড়ি। [<চট্‌পট্‌(অনু.)+আ প্র.]।

চট্‌ভটা=[রং]—বিণ. জরুরী॥ তুই চট্‌ভটা কাম্‌ বুঝিশ্‌ না ক্যান্‌? [দেখ চট্‌পটা]।

চটম্‌বরি=[রং]—বি. বাবুগিরি, বিলাসিতা॥ রোজ্‌কার্‌ নাই এক্‌ পৈশা, এ্যাখন্‌ চট্‌মবরি চৈল্‌বার্‌ নয়।

চড়ক্‌=[দি]—বি.বজ্র, বাজ॥ পরশু হাটে চড়ক্‌ পড়ে তিন্‌জন্‌ মারা গেছে।

চড়্‌ডি=[রং]—বি. খেলার ছোট ডাং গুলি॥

চড়্‌ক্‌=[রা]—বি. বজ্র॥ আজ্‌ বড় চড়ক্‌ পড়্‌ছে। [দেখ চড়ক্‌]।

চড়া=[রা]—বি. মাঠ॥ এই চড়া দি বাড়ি জাও।

চড়াই=[রা]—বি. মোরগ, মুরগি॥ মুই চড়াইর্‌ গোস্‌ত দি ভাত্‌ খাইছেঁ। [<চড় (<চটক সং)+আই প্র.]।

চড়ুয়া=[রং]—বিণ. চরের অধিবাসী॥ চড়ুয়া মাইনশের শাহস্‌ বেশি। [<চর+উয়া প্র.]।

চড়ৈ ঠ্যাংগা=[রা]—বিণ. খুব লম্বা, হালকা পাতলা॥ [চড়ই<চটক সং+ঠ্যাং<টঙ্গ সং+আ প্র.]।

চড়্‌চড়্‌ করিয়া যাওয়া=[রং]—ক্রি. রাগে হঠাৎ কোন স্থান ত্যাগ করিয়া যাওয়া॥ আমার্‌ কথায়্‌ তুমি চড়্‌চড়্‌ করি কোন্‌ড়ে জাবা বাছে?

চত্তর্‌=[রা]—বি.তরফ॥ [<চত্বর]।

চতা আতা=[রা]—বিণ. চৈত্রমাসের উৎপন্ন আতা॥ চতা আতা খাতে শাদ্‌ না। [চৈত<চৈত্র+আ প্র.+আতা পোর্তু.]।

চতু=[রং]—বিণ. চালাক॥ ছেলেটা বড় চতু। [<চতুর সং]।

চত্‌ত্তা=[রং]—বি. বিছুটি॥

চত্‌রা=[রং]—বি. কাছারী ঘর, বৈঠকখানা॥ চত্‌রায়্‌ দুজন্‌ ফকির্‌ আছে। [<চত্বর সং]।

চনা=[রং]—বিণ. সুস্বাদু॥ পাকা আম্‌ চনা লাগে।

চন্‌কা=[রং]—বি. বাঁশের দরজা আটকানোর হুড়কা॥

২=[রং]—বিণ. বয়স্ক, তেজীয়ান॥ [<চংগা হিং]।

চন্‌কে=[রং]—ক্রি. বিণ. একটু খোঁড়াইয়া॥ গরুটা চন্‌কে হাঁটছে। [<চমকে<চমকিয়া]।

চন্‌চনা=[রং]—বিণ. অতিশয় শুষ্ক, শক্ত॥ এটা চন্‌চনা বাঁশ্‌। [<চন্‌চন্‌ (অনু.)+আ প্র.]।

চন্‌চনি=[রা]—বি. ব্যথা, যন্ত্রণা॥ মাথায়্‌ চন্‌চনি উঠেছে। [দেখ চন্‌চনা+ই প্র.]।

চন্‌চন্‌ কর্‌যা যাওয়া=[রা]—ক্রি. খুব দ্রুত যাওয়া॥ সে চন্‌চন্‌ কর্‌যা গেল্‌ চল্যা। [<চন্‌চন্‌ (অনু.)+করিয়া যাওয়া]।

চন্‌ডি পাট্‌=[রা]—বি. যেখানে দাঁড়াইয়া নৌকা চালানো হয়॥ [<চণ্ডীপাট]।

চন্‌দনি=[রং]—বি.একপ্রকার মসলা॥

চন্‌দন্‌ শার্‌=[রা]—বি. একটি ধানের নাম॥ [<চন্দন সার]।

চন্‌দল্‌=[দি,রা]—বি. ভুঁড়ি॥ অর্‌ চন্‌দল্‌টা দিনে দিনে বড় হছে।

চপট্‌=[দি, রং]—বি. ঘোরাফেরা, যাওয়া আসা॥ বাড়িটাত্‌ দেওয়ের্‌ চপট্‌ হছে।

চপড়্‌=[রং]—বি. খড়ম॥ চপড়্‌পায়ে টপ্‌টপ্‌ হাঁটে। [<চপ্পল]।

চপ্‌চপানো=[রং]—ক্রি. পানিতে শব্দ করা॥ দিঘিটাত্‌ মাছ্‌ চপ্‌চপায়্‌ছে। [<চপ্‌চপ্‌ (ধ্বন্যা.)+আনো প্র.]।

চভাক্‌=[রা]—ক্রি.বিণ. ধক্‌ করিয়া॥ কথাটা শুনে জানুটা চভাক্‌ করে উঠ্‌ছে। [অনু.]।

চভুক্‌=[রা]—বি.নৌকা ঠেলার লগি॥

চম্‌কা=[রা]—বি.বাটির বেড়া, আড়া॥

চম্‌কাহ্‌=[রা]—বি. গর্ত॥

চয়্‌=[রা]—বি. পছন্দ॥ কাপড়্‌টা আমার্‌ খুব্‌ চয়্‌ হছে। [<চাহ্‌ হিং]।

চরপ্‌=[রা, দি]—বি. চর্বি॥ গোস্তত্‌ গুলাত্‌ এনাও চরপ্‌ নাই। [<চরব<চর্‌বী چربی ফা.]।

চরব্‌=[রং]—বি.চর্বি॥ [দেখ চরপ্‌]।

চরা=[রং]—বিণ. চরবাসী॥ [দেখ চড়ুয়া]।

চরাই=[রং]—বি. মোরগ মুরগী॥ [দেখ চড়াই]।

চরা করা=[রং]—ক্রি. বিচরণ করা, ঘাস খাওয়া॥ গরু মাঠে চরা করে। [<চর(<চরণ)+আ প্র.]।

চরাট্‌=[রা, রং]—বি.নৌকার গলুয়ের পাটাতন॥ ডেংগি নাওডার্‌ চরাটে বৈয়া বৈডা টান্‌দে।

চরি=[রং]—বিণ. নির্মম॥ এত চরি কথা কওয়া যায়্‌ না। [<চড়(<চণ্ড সং)+ই প্র.]।

চরিচর্‌=[রং]—বি. আচরণ, ব্যবহার॥ তার্‌ চরিচর্‌ ভালা না। [<চরিত্তর<চরিত্র]।

চরিত্‌কার্‌=[রং]—বি. আচরণ॥ উয়ার্‌ চরিত্‌কার্‌ বড় খারাপ্‌। [<চরিত্র+কার্য]।

চরিয়া=[রং]—অব্য. সরিয়া যাওয়ার ইঙ্গিত॥ [<সরিয়া]।

চরু=[রা, রং]—বি. জানু, উরু॥ তার্‌ চরুতে ফোঁড়া হৈয়াছে।

চরুন্‌=[রং]—বিণ. ঢেঁকির মুষল॥ ঢেঁকির্‌ চুরুন্‌টা ভাংগি গেছে।

চরুয়া=[রং]—বিণ. চরবাসী॥ চরুয়া লোক্‌ খুব্‌ শাহশি। [দেখ চড়ুয়া]।

চরুশ্‌=[রা]—বিণ. চিকন, সমান॥ লাঠিটা চরুশ্‌ করি ছিলাইছি। [<চৌরস<চতুরস্র সং]।

চরোপ্‌=[রা]—বি. চর্বি॥ মাংশে চরোপ্‌ ভরা। [দেখ চরপ্‌]।

চর্‌কা=[রং]—ক্রি, বি. মচকান॥ পড়ি গিয়ে মোর্‌ হাত্‌ চর্‌কিছে। [দেখ চর্‌কানো]।

চর্‌কা চর্‌কি=[রং]—বিণ. পাগল বা পাগলের অনুরূপ॥ যত চর্‌কা চর্‌কির্‌ ছলত্‌ মুঁই পড়িছুঁ।

চর্‌কানো=[রং]—ক্রি. মচকিয়া যাওয়া ॥

চর্‌কি=[রা]—বি. সুতা পাকানোর যন্ত্র ॥ [চরখী چرخی ফা.]।

চর্‌চরা=[রা]—বিণ. অতিশয় শুষ্ক ॥ [চরচর (ধ্বন্যা.)+আ. প্র.]।

চর্‌পাটা=[রা]—বি. নিতম্ব ॥ তার্ চর্‌পাটায় এক্‌টা ফোঁড়া হছে।

চর্‌পাটানো=[রং]—ক্রি. আস্তে আস্তে চলা ॥

চর্‌পোটা=[রা]—বি. উরুদেশ।

চর্‌বর্‌=[রং]—ক্রি. বিণ. আঠা আঠা ॥ ছুওয়ার্ গাটা চর্‌বর্‌ কর্‌ছে। [অনু.]।

চর্‌ভরট্‌=[বং]—বি. নদীর এলাকার বস্তি বিশেষ ॥ [<চর+ভরাট]।

চলচলা=[রং]—বিণ. উজ্জ্বল ॥ সোনার্ খং চল্‌চলা। [<চলচল (অনু.)+আ প্র.]।

চল্‌মল্যা=[বা]—বিণ. পরিষ্কার ॥ জায়-গাটার পানি চল্‌মল্যা। [<চল্‌মল্‌ (অনু.)+আ]।

চশি=[রা]—বি. এক জাতীয় পিঠা ॥

চহলা=[দি]—বি. রাস্তায় পানি জমিয়া সৃষ্ট গভীর কাদা ॥ [চহলা হিং (<চিকিল পঙ্ক)]।

চহড়া=[দি]—বিণ. বেয়াড়া, বদরাগী ॥ [<চুহড়া হিং=ঝাড়ুদার; অর্থ প্র.; চুহড় হিং=ধোকা দিয়া শিকার; তুং চোয়াড়, চোহাড় বাং]।

চা

চা=[রা]—বি. পাখি বিশেষ ॥ চল্‌রে বিলত্‌ চা মারি।

চাআর্‌=[রা]—বি. ইচ্ছা ॥ কোন্ কাজেই তার্ চায়ার্ নাই। [চাওয়া+র প্র.]।

চাই=[রং]—বিণ. বদমেজাজী, মেয়েলী স্বরবিশিষ্ট ॥

চাইকানো=[রং]—ক্রি. অস্বাদ গ্রহণ করা ॥ তর্‌কারিলা চাইকাই নে। [<চাকা (তুং চখনা হিং)+নো প্র.]

চাইটা চাইটি=[রং]—বি. গরুর পদাঘাত, লাথি। গাইটা এক্ শমান্ চাইটাচাইটি করেছে। [<চাটি; অর্থ প্র.]।

চাইট্‌=[রা]—বি. লাথি ॥ মহিশে চাইট্‌ মার্‌তে পারে। [<চাটি; অর্থ প্র.]।

চাইরোদি=[বং]—ক্রি. বিণ. চারিদিক দিয়া ॥ চাইরোদি কাঁটার্ ব্যাড়া। [<চারি দিক]।

চাইরোভিতি=[দি]—ক্রি. বিণ. চারিদিক ॥ [<চাইর<চারি+ভিতি<ভিত্তি সং]।

চাইলেন্‌=[রং]—বি. চালুনি ॥ চাইলেন্ নিয়া আয়, ময়দা চালিবু। [<চালুন]।

চাইল্‌=[রং]—বি. ফাজলেমি, প্রবঞ্চনা ॥ ছোক্‌রা চাইলের্ নার্‌শি মুই বোঝাও। [চাল; অর্থ প্র.]।

চাউটানো=[রা, দি]—ক্রি. লাথি মারা ॥ গাইটা খালি চাউটায়। [দেখ চাইট্+আনো প্র]।

চাউটালি=[বং]—বি. অমূলক আলোচনা, ফিচকামী ॥ [<চউটিল<চটুল+ই প্র.]।

চাউদি=[বং]—বি. মুরগীর বিষ্ঠা ॥ বারান্দাত্ মুরগির্ চাউদি কেন্।

চাউনা=[বা]—বি. জালের নিম্নভাগের মোটা দড়ি ॥ চাউনা ছিঁড়ে গেছে, তাত্ কি হবে?

চাউয়া=[রং]—বি. গণ্ডগোল, গোলমাল ॥ এত চাউয়া কিশের্।

চাউলা=[রং]—বিণ. শক্ত ॥ গুয়াটা চাউলা। [চাউল+আ প্র.=চাউলের ন্যায় শক্ত]।

চাউলা চাউলা=[বং]—বিণ. শক্ত শক্ত ॥ গুয়াটা চাউলা চাউলা। [দেখ চাউলা; আধিক্যার্থে শব্দদ্বিত্ব]।

চাউলাতি=[রং]—বি. যে ব্যক্তি চাউলের ব্যবসায় করে ॥ তোমার্ চাউলাতির্ কথা মুই শুন না। [<চাউল+আতি প্র.]।

চাউলাতিয়া=[রং]—বিণ. যে বাড়ি বা পাড়ার লোকেরা চাউলের ব্যবসায় করে ॥ [দেখ চাউলাতি+আ প্র.]।

চাওদি=[বং]—বিণ. মুরগীর তরল বাহ্য ॥ [দেখ চাউদি]।

চাওয়া=[বা]—বি. চা ॥ চাওয়াখাইনে আয়। [<চা+ওয়া (অতিরিক্ত)]।

চাং=[বং]—বি. ফসল পাহারা দিবার জন্য ছোট ঘর বিশেষ ॥ আলুগুলি পাহারা দিতে চাং বানান্ লাগব। [চঙ্ক সং]।

চাংগর্‌=[রা]—বি বড় ঢিলা ॥ এক চাংগর্ মাটিতেই ওরা ভেঙ্গা গেল্।

চাংগা=[দি]—বি. গরুর গাড়ির বাঁশের মাচা ॥ গাড়ির্ চাংগাখান্ পুরান্ হৈ গেইছে। [দেখ চাং+আ প্র.]।

২=[বং]—বি. কাঠের থাম ॥ ধান্‌গুলা চাংগাতে থো।

৩=[রং]—বিণ. সজাগ ॥ [<চংগা হিং<চঙ্গ সং]।

চাংগাল্‌=[রং]—বি. চোয়াল ॥ চাংগালের দাঁত্‌টিতে বেদ্‌না কর্‌ছে। [<চোয়াল]।

চাংগি=[দি]—বি. মাচান ॥ কদুর্ চাংগিটা খুব নিচো হৈছে। [দেখ চাং+ই প্র.]।

২=[ব, রা,]—বি. শবাধার ॥ চাংগি দেখ্‌লে শবাই ভয় করে। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৩=[রা]—বি. ছাদ, বড় ডালি ॥ চাংগিত্ থাইকা পেইজ্ পার্। [পূর্বে দেখ]।

চাংড়া=[রং]—বি. গরুর বাথান ॥

চাংরা=[রং]—বি. কাঠের থামা ॥ ধান্গুলা চাংরাত্ থো। [দেখ চাংগা +রা প্র.]।

চাই=[রা]—বি. প্রবল ইচ্ছা ॥ [< চাহ্ হিং ; দেখ চয়্]।

চাঁচড়্=[রা]—বি. অভাব ॥

চাঁচা=[রা]—বি. ঝিনুক ॥

চাঁচ্ড়া=[রা]—বি. এক প্রকার পাখি ॥ চাঁচ্ড়া পাখির্ ঠোঁট্ কি শুন্দর্।

চাঁছি=[রা]—বি. দুধের নলী, যাহা পাত্রে লাগিয়া থাকে ॥ চাঁছিগুলি হাতা দি চাইছেনি। [ছাছ হিং+ই]।

চাঁটি=[রা]—বি. পিঁপড়া ॥ চাঁটির্ জ্বালায় ঘরেত্ চিনি রাখা জায়্ না। [<চীওঁটী হিং]।

চাঁঠি=[দি]—বি. পিঁপড়া ॥ [দেখ চাঁটি]।

চাঁড়ানো=[রা]—ক্রি. উত্তোলন করা, উচঁুতে উঠানো ॥ বস্তাটা চাঁড়ে দাওতো ভাই। [চাড়া+আনো প্র.]।

চাঁড়ি=[দি]—বি. পানি রাখার বড় মাটির পাত্র ॥ গরু চাঁড়িতে পানি খায়্। [<চাড়ি, চাটি]।

চাঁড়্=[রা]—বি. ইচ্ছা, উৎসাহ ॥ তার্ পড়্বার্ চাঁড়্ আছে।

চাঁপাতি=[রা]—বি. কাঁঠালের বিচি-হীন কোষ ॥ চাঁপাতি খালে পেট্ বিশাইবেনে।

চাঁরা=[রা]—বি. উঠান, উচ্চস্থান ॥ [<চড়া<চঁড়া (<চণ্ড সং)]।

চাকানো=[রং]—ক্রি. স্বাদ লওয়া ॥ তকাই চাকাই দেখ্। [চাকা (<চাখা) =চখ্না হিং]।

চাচা=[রং]—বি. ঝিনুক ॥

চাচ্=[রং]—বি. বাঁশের তৈরী চাটাইর বেঁড়া অংশ ॥ চাচ্ খানা গাথি কালাও। [<চচ্চ<চঞ্চ সং]।

চাটা=[রং]—ক্রি. বি. আত্মগৌরব প্রদর্শন ॥ থাক্ থাক্ অতো চাটাইস্ না।

চাটাই=[রা]—বি. দালাল ॥ চাটাইডা এক্ মুখে দুই কথা কয়্। [<চাটু< চাটু প্রাং<চাটু সং+আই প্র.]।

চাটাং চাটোং=[রং]—বি. তিরস্কার ॥ [অনু.]।

চাটাত্=[রা, দি]—বিণ. দম্ভপূর্ণ ॥ তোর্ চাটাত্ কথা শুন্লে গাও জ্বলে। [<চাটাতি<চাটুক্তি<চাটুক্তি]।

চাটার্, চাটার্=[রং]—বি. দর্পভরে কাহাকেও তিরস্কার ॥ তুই এত চাটার্ চাটার্ করিশ্ কেন্। [=চটর চটর; অনু.]।

চাটি=[রং]—বি. ঘরের বেড়া ॥ তোর্ ঘরের্ চাটিখান্ কি হছে। [< [চট্+ই প্র.]।

চাটি ভাড়া=[রং]—বি. ঘরের বেড়া ॥ তোর্ ঘরের্ চাটি ভাড়া কিছুই নাই। [দেখ চাটি+বেড়া]।

চাটু=[রা]—বি. ভাত রাখিবার ধাতব পাত্র বিশেষ ॥ [<চটু= চাটাল পাত্র বলিয়া চাটু]।

চাট্=[রা]—বি. তাড়া ॥ [< চোট (<চুট্ সং)]।

২=[রা]—বি. স্বাদ, তাড়ি পানের পূর্বের খাওয়া ॥ গোস্ত খ্যায়া চাট্ লাগিছে। [চাট হিং]।

চাট্কান্=[রা]—ক্রি. বি. টিট্কারি দেওয়া ॥ যখন্ তখন্ চাট্কান্ ভালনা। [<চট্কান(<চট্ সং+ক+আন প্র.) ; তুং চট্কানা হিং]।

চাট্কি=[রা]—বি. আহলাদ, গর্ব ॥ তোর্ চাট্কি দেখ্লে রাগ্ উঠে। [দেখ চাট্ +কি প্র.]।

চাট্কোল্=[রা]—বি. তাল পাতার তৈরী আসন বিশেষ ॥

চাট্টাশ্, চাট্টাশ্=[রং]—অব্য. খড়ম পায়ে হাটিবার শব্দ ॥ [ধ্বন্যা.]।

চাট্ খাইক্যা=[রা]—বিণ. অবস্থা খারাপ হইলেও যে ভালমন্দ খাইতে চায় ॥ [<চাট্যা<চাট্ (দেখ চাট্ +রা) ; খাউক (<খাদক সং)+ইয়া প্র.]।

চাট্ লাগা=[রা]—ক্রি. স্মরণ থাকা ॥ [দেখ চাট্ +লাগা]।

চাড়া=[রা, দি]—বিণ. উঁচু জমি ॥ ঐ চাড়া জমিত্ কিছুই হবে না। [দেখ চাঁরা]।

চাড়ি=[রং]—বি. মুখ খোলা মাটির বড় পাত্র ॥ [দেখ চাঁড়ি]।

চাতাল্=[রা]—বি. ঘরের ছাদ, ভিতরের ছাদ ॥ ঘরের্ চাতাল্টা ভেংগে গেছে। [<চাতার<চত্বর]।

২=[রা]—বি. ঝাঁপনি ॥ এ বাপ্কের্ চাতাল্ কৈ।

৩=[রং]—বি. বাড়ীর অবেষ্টিত ছাদ ॥ [দেখ চাতাল্]।

চাতে=[রং]—অব্য. চেয়ে, চাইতে ॥ লোহার্ চাতে শোনার্ দাম্ অনেক্ বেশি। [<চাইতে]।

চাতোর্=[রা, দি]—বি. উঠান ॥ ধান্গুলা চাতোরে দে। [দেখ চাতাল্]।

চাত্রা=[রা]—বি. গাড়ির দুই পাশের কাঠ ॥ চাত্রা ঠিক্ না থাকলে গাড়ি চড়া উচিত্ না।

চাদানি=[রং]—বি. চা রাখার পাত্র ॥ [<চা(চা চীনা)+দানী دانی ফা.]।

চাদে=[রং]—বি. নখ ॥

চান্=[রা]—বি. রীতি ॥ চামারা চান্ ছাড়্। [<ছন<ছন্দ সং]।

চান্তারা=[রং]—বিণ. সুন্দর ॥ ছেলেটির্ গান বড়চান্তারা। [<চন্দ< চন্দ্র+তারা]।

চান্দয়া=[রং]—বি. <চাঁদোয়া ॥ ওয়াজের্ মজ্লিশে চান্দয়া টানাও।

চান্দরি=[রং]—বি.গৃহের পার্শ্ব ভাগ ॥ ঘরের্ চান্দরিটা ছোট।

চান্দনা=[রং]—বি. ঝুঁড়ে ঘরের ত্রিকোণাকার বেড়া ॥

চান্দা=[রং]—বি. মাছ বিশেষ ॥ [<চাঁদা]।

চান্দাড়্=[রা]—বি. খড়ের ঘরের উঁচু স্থান ॥

চান্দারি=[রা]—বি. চালের উপরি অংশ ॥ চান্দাড়ি দি পানি পড়ে।

২=[দি]—বি. খাবারের জিনিস রাখার বাঁশের তৈরী গোলাকার ডালা ॥

চান্দারু=[রা]—বিণ. গবা, বোকা। এমন্ চান্দারু লোক আর্ দেখিনি।

চান্দার্=[র]—বি. বাড়ীর আশে পাশের ভূমি ॥ চান্দারে তামাক্ বুনছি।

চান্দি=[রং]—বি. নখ ॥ হাতের্ চান্দি বড় হলে কাটা উচিত্।

চান্দিয়া=[রং, দি]—বিণ. টাক বিশিষ্ট ॥ চান্দিয়া বুড়াক ডাক্। [চান্দি =ব্রহ্মতালু, মস্তকের উপরিভাগ+ ইয়া প্র.]।

চান্দের্ ব্যারাম্=[রং]—বি. ঋতু, হায়েজ ॥ তার্ চান্দের্ ব্যারাম ঐছে [<চান্দ(<চন্দ্র সং) +এর +বে আরাম آرام ফা. ; অর্থ প্র.]।

চান্দ্যা মাথা=[রা]—বি. টেকো মাথা ॥ আমার্ দাদার্ চান্দ্যা মাথা। দেখ চান্দিয়া]।

চান্নাত্=[রং]—ক্রি.বিণ. পিড়্পিড়্॥ পাঁও চান্নাত্ করি উঠিল্। [অনু.]।

চান্লা=[রা]—বি.মাছ ধরার উপকরণ বিশেষ ॥

চাপড়্=[রা]—বি. একটি ধানের নাম।

চাপর্=[রা]—বি. উঁচু জমি ॥ চাপরে ভাল ধান্ হয়্ না।

চাপা=[রা]—বি. মাথার সজ্জা বিশেষ॥

২=[রং]—বি. ঘাসের চাপড়া ॥ চাপা পুকুরের্ পাড়োত্ দে।

৩=[রা]—বি. তালি ॥ [<চাপ+ আ প্র.]।

চাপি=[রা, রং]—বি. কাঁঠালের চিমটা কোষ ॥

চাপুয়া=[রং]—বি. গোলাকার মাছ কচ্ছপাদি ॥

২=[রং]—বিণ. স্ফীত, মোটা, প্রকাণ্ড ॥ মানুষটার্ পাছা চাপুয়া।

চাপুর্ চুপুর্=[রা]—ক্রি. বিণ. আগ্রহ সহকারে ॥ চাপুর্ চুপুর্ করে রাতদিন্ কেবল্ খাওয়া। [অনু.]।

চাপুলা=[রং]—বিণ. নুলো, পঙ্গু ॥ ব্যারামে শে চাপুলা ঐচে।

চাপ্=[রা]—বি. মাটির ঢেলা ॥ কবরের্ উপর্ চাপ্ দাও।

২=[রা]—বি. নদীর পাড় ॥

চাপ্লাইম্=[রা]—বি. একটি ধানের নাম ॥

চাফাল্=[রা]—বিণ. স্রোতোহীন বিল, জলা অঞ্চল ॥ [<চাপা+ল প্র.]।

চাবা=[রং]—অস. ক্রি. চর্বণ করিয়া ॥ [<চাবাইয়া(<চাবানো)]।

চাবারি=[রং]—বি. মাড়ি ॥ চাবারির্ দাঁত্টা বিশ্ করোছে। [<চাপাটি]।

চাবি জাল্=[রা]—বিণ. বড় মাছ ধরার ছোট জাল ॥

চাব্ড়া=[রং, রা]—বি. ঘুঁটে ॥ চাব্ড়া দি চুলা ধরাও। [দেখ চাপা২]।

চাব্লা=[রা]—বি. তালি ॥ চাব্লা দেওয়া জামা।

চাভল্=[রা]—বি. চর্বন-দন্ত। [< চাব <চাবব <চার্ব (<চর্বণ) +ল প্র.]।

চাভোর্=[রা]—বি. মুড়ি ভাজার মাটির পাত্র বিশেষ ॥

চামড়্=[রা]—বিণ. শুষ্ক প্রায়॥ জামাটা না শুকালেও চামড়্ হয়েছে।

চামা=[রা]—বি. খোসা পাতলা ডিম ॥ [<চাম্ (চর্ম সং)+আ প্র.]

চামাত্ চুমুত্=[রং]—বি. কথা বলিতে লজ্জা বোধ ॥ হক্ কথা কৈতে কিশের্ চামাত্ চুমুত্। [অনু.]।

চামার্ চুমুর্=[রং]—বি.কথা বলিতে লজ্জাবোধ॥ [অনু.]।

চামুড়ি=[দি]—বি. হাঁস মুরগীর চামড়া ॥ [<চাম (<চর্ম সং)+উড়ি প্র.]।

চাম্চাড়া=[রং]—বি. চামচিকে ॥ [<চাম (চর্ম সং)+চড়া (<চটক সং)]।

চাম্চিল্কা=[রং, রা, দি]—বি.চামচিকে ॥ [<চামচিরকা (<চর্ম চটিকা সং)]।

চাম্ ঘাস্=[রং, রা]—বি. ঘাস বিশেষ, এক প্রকার কচু ॥

চাম্টা=[রং]—বিণ. অত্যন্ত নোংরা ॥ [<চাম (<চর্ম)+টা প্র.; অর্থ প্র.]।

চাম্টি=[রং, পা]—বি. নাপিতের পানি রাখার পাত্র ॥ [চামতি<চাম-পাতি<চর্ম পাত্র+ই প্র.]।

২=[রা, ব]—বি. চামড়া ॥ [<চাম (<চর্ম)+টি প্র.]।

চাম্টি লাগা=[রং]—বিণ. ময়লা-যুক্ত ॥ [দেখ চাম্টা+লাগা]।

চাম্টিয়া=[রং]—বিণ. অত্যন্ত নোংরা ॥ [দেখ চাম্টা+ইয়া প্র.]।

চাম্ঠা=[রা, দি]—বি. বড় জোঁক ॥ [<চাম (চর্ম)+কাটা=কাটে যে]।

চাম্ড়ি=[রা]—বি. মুরগীর চামড়া ॥ [দেখ চামুড়ি]।

চাম্পা=[দি, রা]—বি.পাঁচ (ডাংগুলি খেলার সময় পাঁচকে চাম্পা বলে) ॥

চাম্রি=[রা]—বি. চামড়া ॥ [দেখ চাম্টি২]।

চায়া=[রং]—ক্রি. <চাওয়া ॥

চায়া=[রা, রং]—বি. বিচালি ॥ [< চায়া হিং]।

২=[রং]—বি. হাতীর খাদ্য ॥

চারাট্=[রং]—ক্রি. বিণ. হঠাৎ শব্দ করা ॥ হাটুয়াটা মোর্ কেনেবা চারাট্ করি উঠিল্। [অনু.]।

চার্ উঠান্=[দি]—ক্রি. জমির এক পার্শ্বে মাটি উঠানো ॥ এ জমির্ চার্ না উঠালে ধান্ ভাল হবি না।

চার্খানা=[রা, দি]—বি. মেয়েদের কাপড়ের নীচের অংশ, বড় গামছা ॥ বুড়ি মানুষের্ চার্খানা পিন্দার্ ভালা। [<চার+খানা (<খণ্ড)]।

চার্চিন্তা=[রা]—বি. ভাবনা ॥ [চারি+চিন্তা]।

চার্ দেওয়া=[রা]—ক্রি. মাছ ধরার জন্য প্রলোভন স্বরূপ মশলা মিশ্রিত

বাধা দেওয়া ॥ [<চার (দেখ চারা,)+দেওয়া]।

চার্ ধরা=[রা]—ক্রি. বৃদ্ধি পাওয়া ॥ বাতের বেদ্‌নাটা আবার্ চার্ ধর্‌ছে। [দেখ চাড়্; অর্থ প্র.]।

চার্ পরা=[রা]—ক্রি. আগ্রহ হওয়া ॥ [দেখ চাড়্+পড়া]।

চালা=[রা]—বি. সাড়া ॥ চালা কর্‌ছ না কেনে জি?

চালা করা=[রা]—ক্রি. কথা বলা ॥ সহজে সে চালা করে না। [দেখ চালা+করা]।

চালান্=[রা]—বি. গাড়ির উপরের পাটাতন ॥ [<চাল+আন প্র.]।

চালায়্=[রং]—বি. এক চালের ঘর ॥ সে চালাযে থাকে। [দেখ চালান্]।

চালি=[দি, রা, রং]—বি. বারান্দা ॥ পুব্ ঘর্‌টার্ সাড়্‌য়ো এক্‌টা চালি। [<চাল+ই প্র.]।

চাল্‌শা=[রা]—বি. শেষ ॥ তোর্ জিব্‌নের্ এখন্ চাল্‌শা হবে। [<চল্লিশা<চল্লিশ+আ প্র.; অর্থ প্র.; মৃতের জন্য চেহ্‌লম বা চল্লিশ দিনের অনুষ্ঠান]।

চাহা=[দি]—বি. চা ॥ এনা চাহাটাহা খিলাবেন্ নাকিতে। [দেখ চাওয়া]।

চাহি=[দি]—বিণ. উচিত ॥ তোর্ চাহি শাস্তি হৈছে। [<সহীহ [illegible] আং কিংবা √চাহ্+ই প্র.]।

চি

চিংগা=[রা]—বি. একখণ্ড বাঁশ ॥ বাঁশের্ চিংগা দি আম্ পাড়্।

চিংগি=[রা]—বি. ছোট লাঠি ॥ চিংগি মারিস্ না মরে যাবো।

চিঁচুর্=[রা]—বি. জলজ উদ্ভিদ, গবাদি পশুর খাদ্য বিশেষ ॥ গরু চিঁচুঁর্ খায়ে পাতলা হাগিচে।

চিঁয়ার্=[রা]—বি. বিছা ॥

চিকট্=[রা]—বি. মাছ ধরার জাল বিশেষ ॥

চিকা=[দি, রং]—বি. ছুঁচো ॥ [<চিক (চিক্‌চিক্ করে বলিয়া) সং]।

চিকাশ্=[রা, রং]—বি. সূর্য, বেলা, সূর্যকিরণ ॥ চিকাশ্ থাক্‌তে বাড়ি এশো।

চিক্যাল্=[রা]—বি. রৌদ্র ॥

চিক্যাশ্=[রা]—বি. সূর্য ॥ [দেখ চিকাশ্]।

চিক্‌কা=[রা]—বি. বোয়াল মাছের বাচ্চা ॥

চিক্‌খড়্=[রা]—বি. চিৎকার ॥ পেটের্ বেদ্‌নায় এই চিক্‌খড় কাট্‌বার্ ধর্‌ল। [<চিক্‌কার<চিৎকার]।

চিকচিকা=[রা, দি]—বিণ. উজ্জ্বল ও গাঢ় ॥ গরুর্ রঙ্‌টা কালা চিক্‌চিকা। [অনু.]।

চিক্‌টা=[রা, দি, রং]—বিণ. আঠালো, তেলযুক্ত ॥ মাথায় শাবান্ দেওয়ায় চিক্‌টা হয়ে গেছে।

চিক্‌ঠ্যা=[রা]—বিণ. আঠালো ॥ চিক্‌ঠ্যা মাটি।

চিকনাই=[রা]—বি. তেজ, চর্বি ॥ লোক্‌টার্ খুব চিক্‌নাই বেড়েছে। [চিকন<চিক্কণ সং+আই প্র.; তুং চিকনাই হিং]।

চিক্‌রা চিক্‌রি=[রং]—বি. চিৎকার ॥ উহার্ চিক্‌রাচিক্‌রিতে অনেক্ মানুশ আশ্‌ছে। [চিক্‌রা<চিক্কার<চিৎকার+আ এবং ই প্র.; আতিশয্যে দ্বিত্ব]।

চিক্‌মুড়া=[রং]—বিণ. কৃশ ও কালো ॥ মেয়েটা এক্‌টু চিক্‌মুড়া।

চিখ্‌ড়ান্=[রা]—ক্রি. ভীষণ চিৎকার করা ॥ [দেখ চিক্‌খড়্+আন প্র.]।

চিগ্‌রান্=[রা]—ক্রি. চিৎকার করা ॥ এযোন্ চিগ্‌রোচে তাক কি থামান্ জাবে? [দেখ চিখ্‌ড়ান্]।

চিগ্‌রি=[রা]—বি. স্পর্ধা, সাহস ॥ তোমার্ চিগ্‌রি তো বড় কর্ না! [<জিগর جگر ফা.=হৃদয়+ই প্র.]।

চিগ্‌রি করা বা দেখান্=[রা]—ক্রি. নিজের পোশাকের বাহার, চলনের, ঢং, কথার বাহাদুরী ইত্যাদি আহ্লাদের সাথে দেখানো ॥ [দেখ চিগ্‌রি; অর্থ প্র.]।

চিচ্‌চারা=[রং]—বি. বাসনাদি, অলঙ্কারাদি ॥

চিচ্‌চিড়ি=[রা]—ক্রি. বিণ. ভীষণ জোরে ॥ মার্ খাইয়ে চিচ্‌চিড়ি কাইটে দৌড়্ দিল্।

চিটা=[রং, রা]—বি. পুরানো গুড় ॥

চিটান্=[রা]—বিণ. চাউলহীন ধান ॥ এবারে শিকি ধান্ চিটান্ হয়েছে। [<শিটা<শিষ্ট (অবশিষ্ট); অর্থ প্র.]।

চিট্=[রা]—বি. ক্ষুদ্র চিঠি ॥ এক্ চিট্ নিয়ে জাব, দেখা হলেই টাকা দিবে। [<চিট্ হিং]।

২=[রা]—বি. হিসাবের কাগজ ॥ হাট্‌শদার্ চিট্‌টা দেখি। [পূর্বে দেখ]।

৩=[রা]—বি. দাগ বিশেষ ॥ [<চিত্র সং]।

চিট্‌কা=[রা, পা]—বিণ. আঠালো, চটচটে ॥ গুড়্‌গুলি বড় চিট্‌কা। [দেখ চিটা; চিট্+কা প্র.]।

চিট্‌কা মাটি=[রং]—বি. এঁটেল মাটি ॥ চিট্‌কামাটি পাওত্ আইকি গেইচে। [দেখ চিট্‌কা]।

চিড়ি=[রা]—বিণ. খুব শক্ত ॥ ছ্যাগ্‌লাটা খুব চিড়ি।

চিড়িক্ মারা=[রা]—ক্রি. বিদ্যুৎ চমকানো ॥ চিড়িক্ মার্‌লে আমার্ ডর্ করে। [<চিড়্ (অনু.)+ইক প্র.]।

চিড়্চিড়্যা=[রা]—বিণ. খিট্খিটে, বদ মেজাজী ॥ [<চিড়্ চিড়্ (অনু.) +ইয়া প্র.]।

চিতর্=[রা, দি]—বিণ. ভবঘুরে ॥ চিতর্ হয়ে কেন্ ঘুরে বেড়াচ্ছিস্ ? [<চিত্তারা<চিত্তহারা]।

চিতা=[রা]—বি. একপ্রকার গাছ ॥

চিতাই=[রা]—বি. নাশ্তা বিশেষ ॥ গরম্ চিতাই খাবিত্ আয়। [দেখ চিতাই পিঠা]।

চিতাই পিঠা=[রং]—বি. চাউল দিয়ে তৈরী এক প্রকার পিঠা ॥ [দেখ চিত্যাই +পিঠা (<পিষ্টক সং)]।

চিত্যাই=[রা]—বি. চাউলের আটার রুটি ॥ আইজ্ হামার্ মা চিতাই তুল্ছে। [দেখ চিতাই]।

চিতোয়া=[রা]—বি. চাউলের আটার পিঠা ॥ চিতোয়া খাওয়া ভাল। [দেখ চিতাই ; চিৎ+উয়া প্র.]।

চিতোর্=[রং]—বি. চিৎ ॥ চিতোর্ হয়া শুইছ্ না। [<চিৎ+উর প্র.]।

চিত্তো=[রং]—বি. দ্রবা ॥ মুই একলা চিত্তো পাইচুঁ।

চিত্র মুখি=[রা]—বি. একটি ধানের নাম ॥ [<চিত্রমুখী]।

চিনি আলো=[রা]—বি. একপ্রকার চিকন ধান ॥

চিনি কলা=[রা]—বি কলার শ্রেণী বিশেষ ॥

চিনিক=[রা]—বি. উথাল পাথাল ॥ চিনিক্ পারিস্ না। [<চিলিক<চিল (<চিল্ল সং=রব)+ইক প্র.]।

চিনি মুখোত্=[রা]—বি. বিবাহের লগ্ন স্থির ॥ আজ্কে মোর্ বেটির্ চিনি মুখোত্ হবে। [চিনি+মুখ+ত বিভক্তি]।

চিনি শক্কর্=[রা]—বি. একটি ধানের নাম ॥ [চিনি+শক্কর<শর্করা সং]।

চিন্কা=[রা]—বি. স্বাস্থ্যের উন্নতি ॥ গরুটার্ অহন্ খুব চিন্কা ঐছে রে। [<চিক্না<চিক্কণ হিং ; বর্ণ বিপর্যয় কিংবা<চাঙ্গা<চঙ্গ সং]।

চিন্তিনি=[রং]—বিণ. চিত্রিণী ॥ চিন্তিনি মাইয়ালা খুব্ শরম্ [<চিত্রিণী]।

চিপা=[রা]—বি. চাপ ॥ ছেলেডার্ হাতে চিপা দিও না। [<চিপ (<চাপা)+আ প্র.]।

২=[রা]—বিণ. সরু, সংকীর্ণ ॥ এমন্ চিপা জায়গায় থাকা যায় না।

চিপাতো=[রা]—বিণ. বেঁটে ॥ তোর্ বাপ্তো চিপাতো মানুশ্। [দেখ চিপা২ +তো প্র.]।

চিপান=[রা]—ক্রি. ভিজা কাপড় হইতে জল নিংড়ান ॥ কাপড়্ডা চিপাইয়া রৌদে দাও। [দেখ চিপা+ন প্র.]।

চিপু=[রা]—বিণ. কৃপণ ॥ লোক্টা বড় চিপু। [দেখ চিপা২ +উ প্র. ; অর্থ প্র.]।

চিপ্=[রা, দি]—বি. কানের পাশ ॥

চিপ্টা=[রা]—বিণ. কৃপণ ॥ [দেখ চিপা২ ; চিপ্+টা প্র.]।

চিপ্শ্যা=[রা]—বিণ. কৃপণ ॥ তুই বড়ো চিপশ্যা। [দেখ চিপা২ ; চিপ্ +শা প্র.]।

চিমুট্=[দি]—বিণ. কৃপণ ॥ [<কিপটা ; দেখ চিপ্টা]।

চিম্কি=[রা]—বিণ. খুব সামান্য, আঙ্গুলের ডগার উপর যতটুকু ধরে ॥ এক্ চিম্কি চুন্ দেও। [<চিমটি<চর্ম্ম সং+টি প্র.]।

চিম্ড়া=[রা]—বিণ. শক্ত ॥ পুরান্ বেগুন্গুলি চিম্ড়া হয়ে গেছে। [চিম (চর্ম)+ড়া প্র.]।

২=[রা]—বিণ. আধা গরম ॥ চিম্ড়া মুড়ি খাইতে ভাল লাগে না।

চিম্ড়ি=[রা]—বিণ. কাঁচা শস্য ॥ ছোলার্ চিম্ড়ি খেতে বেশ্ মজা। [দেখ চিম্ড়া ; অর্থ প্র.]।

চিম্মু=[রা]—বিণ. মিথ্যাবাদী ॥

চিম্রা=[রা]—বিণ. শক্ত, কঠিন ॥ ওর্ মত চিম্রায় দেবে খাব্ ? [দেখ চিম্ড়া]।

চিম্শা=[রা]—বিণ. কচি অবস্থায় শুষ্কতা প্রাপ্ত। শমস্ত চাল্ কুমড়াগুলা চিম্শা নাইগ্ছে। [দেখ চিপ্শ্যা]।

চিম্শানি=[রং]—বিণ. অসহ্য ॥ আইজ্ চিম্শানি গরম্ পৈর্ছে। [<চিম (<চর্ম)+ছেনী (<ছেদনী)]।

চিয়ান্=[রং]—ক্রি, বি. উপস্থিত হওয়া ॥ [<চেত্তন<চেতন]।

২=[রা]—ক্রি, বি. সতেজ দেখান ॥

চিয়ারি=[রা]—বি. পুরুষের বুকের লোম ॥

চিয়ার্=[রং]—বি. বিচ্ছু ॥

চিয়াল্=[রা]—বি. মৃত ব্যক্তির পুণ্যের উদ্দেশ্যে কিছু খাওয়ানোর বন্দোবস্ত ॥ [<চেহেল چهل ফ.= চল্লিশ দিনের ফাতেহা]।

চির্যা=[রা]—বিণ. ছিন্ন ॥ [<চিড় (<ছিন্ন)+ইয়া প্র.]।

চির্=[রা]—বি. বিদ্রূপ ॥ [<ছেড় হিং]।

চিলং বিতং=[রং]—বিণ. এলোমেলো ॥ কোনু কাজ্ চিলং বিতং করি থোয়া ঠিক্ না। [অনু.]।

চিলা=[দি]—বি. চিল ॥ মাছ্টা চিলা নি গেছে। [<চিল (<চিল্ল সং=রব) +আ প্র.]।

২=[রা]—বি. এক প্রকার মুড়ি ॥ [দেখিতে চিলের ন্যায় বলিয়া]।

চিলিক্=[রং]—বি. খুব তেজ ॥ তোর্ বড্ড চিলিক্ হছে। [দেখ চিনিক্]।

চিলিক্ ভাঙ্গা=[রং]—ক্রি. স্ফূর্তি হওয়া ॥ খাবার্ পাইয়া চিলিক্ ভাঙ্ছে। [দেখ চিনিক্+ভাঙ্গা]।

চিলিম্=[দি]—বি. তামাকের ছিলিম ॥ [<চিলম হিং<ফা.]।

চিলোক্=[রা]—বি. <স্ত্রীলোক ॥

চিল্কা=[রং]—ক্রি. চমক দেওয়া ॥ দেয়া চিল্কে। [<ছল্কা<ঝল্কা< ঝলকা সং]।

চিল্ কাউয়া=[রং]—বি. ধানবিশেষ ॥ [দেখ চিলা+কয়্বা হিং]।

চিল্‌কান্=[রং]—ক্রি. চিকমিক করা, চমকানো ॥ ঘাটা চিল্‌কাছে। [দেখ চিল্‌কা+আন প্র.]।

চিল্‌তা=[রা]—বি. হিসাবের কাগজ ॥ হাট্‌শদার্ চিল্‌তাডা কৈ? [মূল অর্থ টুকরা; অর্থ প্র.]।

চিল্‌মিল্ করা=[রা]—ক্রি. বিদ্যুৎ চমকানো ॥ বিজল্‌কি চিল্‌মিল্ করোচে রে। [<ঝিলমিল করা]।

চিল্‌লক্=[রা, দি]—বি. স্ত্রীলোক ॥ এ পাড়ার্ চিল্‌লক্‌গুলো খুব্ অসভ্য। [দেখ চিলোক্]।

চিল্‌লা=[রং]—বি. টুকরা ॥ পান্‌টা চিল্‌লা চিল্‌লা করি দে। [দেখ চিল্‌তা]।

চিম্‌টান্=[রা]—ক্রি. স্বাস্থ্যের উন্নতি হওয়া ॥

চু

চুইটা=[রা]—বি. মাটির ঢাকনী ॥

চুংগি=[রা]—বি. চোং ॥ [বৃহদার্থে চোঙা]।

চুংগুড়ি=[রা]—বি. একপ্রকার জলজ উদ্ভিদ্ ॥

চুঁচি=[রা]—বি. স্তন ॥ [<চুঁচ(<চুচুক সং)+ই প্র.]।

চুঁচুড়া=[রা]—বিণ. খুচরা, ছোট ॥ [<চুঁচড়ো(<চূর্ণ সং)]।

চুঁট্=[দি, রা]—বি. ককুদ, কাঁধের মাংসপেশী ॥ কাঁড়ের্ চুঁট্ বেশ্ উচুঁ হয়েছে।

চুঁরা=[রা]—বি. ঝাকি জালের দড়ি ॥ মাছ্‌গুলা চুঁরা ধরে টানোচে। [<চুড়া সং]।

চুকরি=[রা]—বি. লাল রংগের টক ফল বিশেষ ॥ [<চুকৃরি (<চুক্র সং+ই প্র.)]।

চুকাই=[রা]—বি. ছোট মাটির ভাণ্ড ॥

২=[রা]—বি. একপ্রকার শাক ॥

চুকুড়া=[রা, দি]—বি. খুচরা মাছ ॥ এহ্ আমি চুকুড়া মারছি। [দেখ চুঁচুড়া]।

চুক্কা=[রা]—বিণ. আনাড়ি ॥

চুচ্‌রা=[রা]—বিণ. ছোট ছোট ॥ চুচ্‌রা মাছে কাঁটা বেশি ॥ [দেখ চুঁচুড়া]।

চুটি=[রা]—বি. শাল পাতার বিড়ি ॥ সাওতালরা চুটি খায়।

চুড়ান্=[রা]—ক্রি. বি. সম্মুখভাগে ভার বা চাপ কম হইলে গাড়ি উলটাইয়া [illegible] ভাব হওয়া ॥ গাড়ির্ মুখাখাড় [illegible] ওজন লাগবে, তাইতে চুড়াচে। [<চূড়া সং+আন প্র.; নাম ধাতু]।

চুতর্=[দি]—বি. নিতম্ব ॥ [<চূতড় হিং]।

চুতিয়া=[রা]—বিণ. শঠ, ধুরন্ধর, ধড়িবাজ ॥ তুই বড় চুতিয়া। [<চুতিয়া হিং=বোকা; অর্থ প্র.]।

চুত্‌রা=[রা]—বি. বুনো গাছ বিশেষ ॥

চুদ্=[রা]—বি. মেয়েলি স্বভাবাপন্ন ॥ এমোন্ চুদু কোথাকার্। [√চুদ্+উ প্র.]।

চুদ্দ্=[রা]—বি. সীমানা ॥ [<চৌহদ্দি<চৌ(<চতুঃ সং)+হদ্দ আঃ]।

চুনট্ করা=[রা]—ক্রি. চুন লেপিয়া দেওয়া ॥ [<চুণ(<চূর্ণ)+ট প্র.+করা]।

চুনা=[রা]—বি. কচি আমের আচার, আমসি ॥

২=[রা]—বি. চুনের রং ॥ কুয়্‌ডাডা চুনা ধরেছে। [<চুণ+আ প্র.]।

চুনাতা=[দি]—বি. চুন বিক্রেতা ॥ [<চুণ(<চূর্ণ)+আতা প্র.]।

চুনাতি=[দি, রা]—বি. চুন রাখার পাত্র ॥ [দেখ চুনাতা; চুন+আতি প্র.]।

চুনিয়া=[দি]—বি. চুন ॥ মুর্‌গিটা চুনিয়া হাগেছে। [<চুন+ইয়া প্র.]।

চুন্‌খা=[রা]—বি. চুনের রং ॥ চুন্‌খা পড়া কুয়্‌ড়া না হলে বড়ি দেওয়া হয় না। [<চুন+কা প্র.]।

চুন্‌দা=[রা]—বিণ. হতবাক ॥ [<চৌন্‌ধ্ হিং=চোখে ধাঁধা লাগা]।

চুন্‌দা লাগা=[রা]—ক্রি. হতভম্ব হওয়া ॥ পথে বাঘ্ দেখে সে চুন্‌দা লেগে গেল্। [দেখ চুন্‌দা]।

চুন্‌দি=[রা]—ক্রি. বিণ. অতি চঞ্চলতার দরুন বেসামাল ॥ চুন্‌দি জাচ্ না এনা আস্‌তে ধিরে চল্। [দেখ চুন্‌দা+ই]।

চুন্‌নি=[রা]—বি. যে স্ত্রীলোক চুরি করে ॥ [<চোর+নি প্র.]।

চুন্‌পড়া=[রা]—বিণ. গালি বিশেষ, কুখ্যাত ॥ [দেখ চুন্‌পড়ি; পুংলিঙ্গ; চৌপট্ হিং=বোকা]।

চুন্‌পরি=[রা]—বিণ. নিকৃষ্ট ॥ এই চুন্‌পরির্ জালায় আমি আর্ বাঁচি না। [<চুন+পড়(<পড়া)+ই প্র.]।

চুন্ পাড়ি=[রা]—বিণ. যাহার কুখ্যাতি আছে এমন ॥ [দেখ চুন্ পড়া]।

চুপ্‌ত্ করিয়া=[রং]—ক্রি. বিণ. চুপে চুপে ॥ ভাঁই, এই কতাকেনা চুপুত্ করিয়া কয়া আসুনু। [চুপুত্ (অনু.)+করিয়া]।

চুব্‌ড়া=[রা]—ক্রি. চুবানো ॥ খৈয়েহ্ ধান্‌গুলা পানিত্ চুব্‌ড়াই আন্। [<চোব্‌ড়ান=চুবান]।

চুমক্=[রং]—বি. চুমা ॥ গালত্ চুমুক্ দিচে। [<চুমা (<চুম্বন)+ক প্র.]।

চুমকুট্=[রা]—অব্য. শব্দ বিশেষ ॥ [চুমকুড় (<চুমকরনা হিং)]।

চুন্‌কুন্‌=[রা]—বি. চুমুক ॥

চুন্‌দু=[রা]—বি. মিথ্যা, ছলনা ॥ খেলায় চুহুরু করিছ্‌ না।

চুয়া=[রং]—বি. ডোবা ॥

২=[রা]—বিণ. বাঁকা ॥

৩=[রং, দি]—বি. কুয়া ॥ হামার্‌ চুয়াটির্‌ পানি খুব্‌ ভাল।

৪=[রং]—বি. মাছের কূপ ॥

চুয়ান্‌=[রা]—বি. বন্দোবস্ত করা ॥ [<চুকান]।

চুয়ারি=[রা]—বি. চারচালা ঘর ॥ একুটা চুয়ারি ছাইতে গেলে অনেক্‌ খড় লাগে। [চৌ<চতুঃ সং+আরি প্র.]।

চুয়ারি করা=[রা]—ক্রি. উঁচু করা ॥ তুমি তাকে চুয়ারি কর্‌তে পার্‌লে ছাড়ো না। [দেখ চুয়ারি+করা ; অর্থ প্র.]।

চুয়ার্‌=[রা]—বি. গাছ বিশেষ ॥ চুয়ার্‌ গাছে ফল্‌ ধর্‌ল নাকি।

চুত্তি=[রা]—বি. তামাক পাতা ॥ [<চুরট+ই প্র.]।

চুরি=[রং]—বি. চূর্ণ ॥ [<চুর (<চূর্ণ সং)+ই প্র.]।

চুরন্‌=[দি]—বি. ঢেঁকির মুষল ॥ [<চুরনঅ<চূর্ণক]।

চুর্‌=[রা]—বি. গয়না বিশেষ ॥ হাতের্‌ চুর্‌ ভাঙ্‌ছে। [<চুড় (<চুড়ী হিং) ; বৃহদার্থে]।

চুর্‌পর্টি=[রা]—বিণ. জীর্ণশীর্ণ কঙ্কালসার ॥

চুলক্‌ ভুলক্‌=[রং]—বি. শারীরিক সুস্থতা ॥ [অনু.]।

চুল্ল=[রং]—বিণ. চূর্ণ ॥ [দেখ চুরি র=ল]।

চুল্‌চুলি=]রং]—বি. ফিটফাট সুন্দরী স্ত্রীলোক ॥ দেখ্‌রে চুল্‌চুলি কোনা যায়। [<চুল্‌চুল্‌ (অনু.)+ই প্র.]।

চুল্‌টি=[রং]—বি. পায়ের অঙ্গুলের ভূষণ ॥ এখন কেউ আর্‌ চুল্‌টি পরে না।

২=[রা]—বি. চুল বাঁধিবার ফিতা ॥ [<চুল (<চূড়া সং)+টি প্র.]।

চুল্‌বলি=[রং]—বি. তিসি ॥

চুল্‌লড্‌ ভুল্‌লড্‌=[রং]—বি. প্রতারণা ॥ তুই মোক চুল্‌লুড়্‌ ভুল্‌লুড়্‌ করিশ্‌? [অনু.]।

চুশাভাদ=[রং]—বিণ. মিষ্টভাষী ॥ তোর্‌ মত চুশাভাদ্‌ নাই।

চুশ্‌কা=[রা]—বি. গাছ বিশেষ ॥

চুহোল্‌=[রা]—বি. সঙ্গী ॥ চ্যাংড়ারা চুহোলের সাথে খেলা করে। [<সহেল্‌<সহেলী হিং ; পুংলিঙ্গ]।

চে

চেংকু=[রং]—বি. ডাণ্ডাগুলি খেলার গুলি বিশেষ ॥ চেংকু পেন্‌ঠি খেত্‌তে পারিশ্‌।

চেংগ ডান্‌টা=[রং]—বি. বাঁশের কাঠি দিয়া গ্রাম্য খেলা বিশেষ ॥ [দেখ চেংকু+ডাণ্ডা (<দণ্ড সং)]।

চেংটি=[রং]—বি. মাছের পোনা ॥ পুকুরে কিছু চেংটি ছাড়্‌। [দেখ চেংড়ি ; অর্থ প্র.]।

চেংড়ি=[রং]—বি. বাঁদী ॥ অর্‌ বাপের্‌ বাড়িত্‌ পাঁচটা চেংড়ি আছে [চেঙ্গড়া+ই=স্ত্রীলোক]।

২=[দি]—বি. ছোট মেয়ে ॥ [পূর্বে দেখ]।

চেঁচেই=[দি]—অস. ক্রি.<চেঁচাইয়া ॥ তুই অমন্‌ চেঁচেই বেড়াশ্‌ কেন্‌?

চেঁচুড়্‌=[রা]—বি জলজ ঘাস বিশেষ ॥ চেঁচুড়্‌ খিলালে গরুর্‌ দুধ বাড়বে।

চেচুয়া=[রা]—বি. একপ্রকার আগাছা ॥

চেদির্‌কি=[রা]—বি. ফাজলেমি ॥ অত চেদির্‌কি ভালা না।

চেপ্‌টি=[রা]—বি. আমের শ্রেণী বিশেষ ॥

২=[রা]—বি. গরু মহিষের গোবরের তৈরী চ্যাপ্টা জ্বালানি বিশেষ ॥

চেলি=[রং]—বি. শিষ্য ॥ শাহীমেয়ে চেলি বোচ্‌কা টানে। [<চেলা হিং]।

চেলুহি=[রা]—বি. মাছ বিশেষ ॥ চেলুহি মাছ খাতে মিঠা।

চ্যাওয়ার্=[রং]—বি. বাড়ীর চার-দিকের বেড়া ॥ বাতাশে চ্যাওয়ার্টা পড়ি গেইছে। [<চ্যাগার]।

চ্যাং=[রা]—বি. মাছের দল ॥ মাছের্ চ্যাং দেখ্যাছি।

চ্যাংগর্=[রং]—বিণ. দুষ্ট, শয়তান ॥ পোলাডা বড় চ্যাংগর্। [দেখ চেংড়ি ; চঙ্গ+র প্র.]।

চ্যাংগা=[রা]—বি. চুংগি ॥ চুলাতে চ্যাংগা দি ফুঁ দে। [দেখ চুংগি]।

চ্যাংগেরা=[দি]—বি. মেয়ে, ছোট বাচ্চা ॥ এই চ্যাংগেরা খান্ বড় খারাপ্। [দেখ চেংড়ি]।

চ্যাংটা=[রং, রা]—বিণ. আঠালো ॥ গুড়ট্য বড্ড চ্যাংটা হয়েছে।

২=[রা]—বিণ. দুর্গন্ধবিশিষ্ট ॥

৩=[রা]—বিণ. দুষ্ট ॥ [দেখ চেংড়ি ; চঙ্গ+টা প্র.]।

চ্যাংটিয়া=[রং]—বিণ. দুইতিন বছর বয়সের ॥ ছাওয়াটা এক্টু চ্যাংটিয়া হৌক্। [দেখ চেংড়ি]।

চ্যাংঠামি=[রা]—বি. অসভ্যতা ॥ [দেখ চ্যাংটা৩+আমি প্র.]।

চ্যাংড়া=[রা, দি]—বি. ছেলে, যুবক ॥ 'চ্যাংড়া বন্ধুর্ হাশি, গলে দিল ফাঁশি'—গ্রাম্য গনি। [দেখ চেংড়ি]।

চ্যাংড়া পেংড়া=[রা]—বি. ছেলে পেলে ॥ শব্কাজ্ চ্যাড়া পেংরা দি হয়্ না। [দেখ চ্যাংড়া+পেংড়া অনুঃ]।

চ্যাংড়ামু=[রা]—বি. ছেলেমি, ফাজ-লামি ॥ এত চ্যাংড়ামু করিশ্ ক্যান্? [দেখ চ্যাংড়া+মু প্র.]।

চ্যাংড়ার্ বাতান্=[রং]—বি. ছেলে-দের আড্ডা ॥ [দেখ চ্যাংড়া+র (সম্বন্ধে)+বাথান<বাথান<বাস্থান< বাসস্থান]।

চ্যাংড়ি=[রা]—বি. যুবতী ॥ [দেখ চেংড়ি]।

চ্যাংনা=[রং, রা]—বি. মুরগীর ছানা ॥ চিলে এক্টা চ্যাংনা লৈয়া গেল্।

চ্যাং মাছ্=[দি]—বি. এক প্রকার ছোট মাছ ॥

চ্যাংরা কাল্=[রং]—বি. শৈশবকাল ॥ [দেখ চ্যাংড়া+কাল]।

চ্যাংরি=[রং]—বি. অল্প বয়স্কা মেয়ে ॥ [দেখ চেংড়ি]।

চ্যাঁর্=[রা]—বি. বিছা ॥ ছেলেটারে চ্যাঁরে কামর্ দিছে।

চ্যাঁচ্কা=[রং]—বি. বাঁশ চাঁছার পর পরিত্যক্ত আবর্জনা ॥ চ্যাঁচ্কাগুলি চুলাত্ দে, চপ্ করি জলবে। [<চাঁচ (<চক্ষ সং)+কা প্র.]।

চ্যাকর্=[দি]—বি. পায়খানার বেড়া ॥ [=চেগার, চ্যাগার]।

চ্যাকা=[রা]—বি. উনুন ॥ চ্যাকাতে ভাত্ রান্। [দেখ চকা]।

চ্যাকানি=[রা]—বি. ভাতের ফেন ॥

চ্যাকা মাছ্=[রং]—বি. চাঁদা মাছ ॥

চ্যাকার্=[রা, দি]—বি. বেড়া ॥ পেইজের ভিটায্ চ্যাকার্ দেও। [দেখ চ্যাকর্]।

চ্যাকা লাগান্=[রা]—বিণ. টোল খাওয়ানো ॥

চ্যাকোয়ার্= [রং]—বি. বাড়ীর চতু-দিকের বেড়া ॥ চ্যাকুযার্ দিতে অনেক্ কুন্ লাইগ্‌বে।

চ্যাক্‌চ্যাক্=[রা]—ক্রি. বিণ. ধুপধুপ ॥ তোক চ্যাক্‌চ্যাক্ করয়া লাথি মার্মু। [অনু.]।

চ্যাক্‌টা=[রং]—বিণ. আঠালো, চট চটে ॥ গমের্ আটা খুব্ চ্যাক্‌টা।

চ্যাখ্‌টা=[রং]—বিণ. কঞ্জুস, বখিল, কৃপণ ॥ [দেখ চ্যাক্‌টা ; অর্থ প্র.]।

চ্যাগ্‌লান্=[রা]— ক্রি. বক্‌বক করা ॥ তুই বড় চ্যাগ্‌লাশ্

চ্যাট্=[দি]—বি. পুরুষের লিঙ্গ ॥

চ্যাট্‌চ্যাট্=[রা]—ক্রি. বিণ. আঠা আঠা ॥ খামে গা চ্যাট্‌চ্যাট্ করছে। [চট্‌চট্ ; অনু.]।

চ্যাঠা=[রা]—ক্রি. বিণ. চেতনা, হুঁশ, জাগরণ ॥ কোন্ রোগে ধরেছে, আজ্ চার্‌দিন্ হল আমার্ ধন্ চ্যাঠা হয়্ না। [চেতা(চেতন)]।

চ্যাড়্ খুড়্‌তে বোড়া=[রং]—অব্য. হিতে বহিত ॥ চ্যাড়্ খুড়্‌তে বোড়া বিড়াইবে। [<চ্যাড়া (কেঁচো) +খুদিতে (<খোদা)+বোড়া (< বোড্র সং=সর্প)=কেঁচো খুড়তে সাপ]।

চ্যাত্তে=[রং]—অব্য. < চাইতে, অপেক্ষা ॥

চ্যাত্=[রা]—বি. চৈতন্য, জ্ঞান ॥ তাঁই চ্যাত্ হোলো। [<চেত(< চেতন)]।

চ্যাত্‌রা=[রা, দি]—বিণ. চেপ্টা ॥ ডেক্‌চিটা বড্ড চ্যাত্রা

চ্যাদ্‌রে=[রং]—অস. ক্রি. ছড়াইয়া চ্যাদ্‌রে বশে আছিশ্ ক্যান্?

চ্যাদ্‌লা=[রা]—বিণ. আঠা, ময়লা ॥

চ্যান্‌দর্=[রা]—বি. দোষারোপ ॥ না জেনে কারো চ্যান্‌দর্ করা ঠিক্ না।

চ্যান্‌দলা=[রা]—বিণ. বোকা, বোধহীন ॥

চ্যান্‌ধা=[রা]—বিণ. কানা ॥

চ্যাপর্, চ্যাপর্=[রং]—বিণ. অনর্থক, বাজে ॥ তোর্ চ্যাপর্ চ্যাপর্ কথা মোর্ গায়ে শয়্ না। [অনু.]।

চ্যাবারি=[রং]—বি. বাঁশের খণ্ড ॥

চ্যাব্‌লা=[রা]—বিণ. ফাজিল, রাগী ॥ তুই বড় চ্যাব্‌লা রে! [দেখ ছ্যাব্‌লা]।

২=[রা]—বি. একপ্রকার ছোট মাছ ॥

চ্যামা=[রা]—বি. নরম খোসাযুক্ত ডিম ॥

চ্যাম্‌চ্যামা=[রা]—বিণ. অতিশয় ময়লা ॥ এমন্ চ্যাম্‌চ্যামা পিরান্ লিয়ে কৈ জাও? [<চ্যাম্‌চ্যাম্ (অনু.) +আ প্র.=চ্যাপ্‌চ্যাপা]।

২=[রং]—ক্রি. বি. গ্রাহ্য করা ॥

মোর্ কতা কেউ চ্যাম্‌চ্যামায় না।

চ্যাম্‌টা=[বং]—বিণ. পুনঃ পুনঃ তাগাদা সত্ত্বেও কাজ করিতে অনিচ্ছুক এমন, অকর্মণ্য ॥ চ্যাম্‌টা চাকর্ রাখার্ দরকার কি ?

চ্যাম্‌শা=[রা, দি]—বিণ. ভ্যাপসা ॥ চ্যাম্‌শা গরম্ লাগ্‌ছে। [দেখ চ্যাম্‌টা ; +শা প্র.]।

২=[দি]—ক্রি. বি. শুকাইয়া কুঁকড়াইয়া যাওয়া ॥

চ্যারা=[বং, রা, দি]—বি. কেঁচো ॥

চ্যারাক্=[বং]—বি. বাতি, আলো ॥ চ্যারাক্‌টা লাগাও। [চিরাগ হিং ; ফা.]।

চ্যার্‌চ্যারা=[ব, রা]—বিণ. ময়লা ॥ [<চ্যারচ্যার(অনু.)+আ প্র.]।

চ্যালাট্=[রা]—বি. নৌকার প্রান্তে কাঠের তৈরী বসিবার স্থান ॥

চ্যাল্‌কা=[বং]—ক্রি. বি. ঠকানো, প্রতারণা করা ॥ তুঁই শগলুকে চ্যাল্‌কাইশ্। করিশ্। [দেখ চ্যাল্‌কা+মি প্র.]।

চ্যাল্‌কান্=[রা]—ক্রি. পিচ ফেলানো ॥

চ্যাল্‌কামি=[বং]—বি. প্রতারণা, প্রবঞ্চনা ॥ কারো শাথে চ্যাল্‌কামি না

চ্যাল্‌চ্যালো=[বং]—বিণ. অতিশয় পাতলা ॥ কাপড়খান্ খুব্ চ্যাল্‌চ্যালা।

চ্যাল্‌তা=[দি]—বি. কাপড়ের ন্যাকড়া ॥

চ্যাল্‌লান্=[রা]—বি. চীৎকার ॥ এত চ্যাল্‌লান্ কিশের্। [<চিল্লান< চিল্লানা হিং]।

চ্যাল্‌শ্যা=[রা]—বি. মৃতব্যক্তির জন্য চল্লিশ দিনের অনুষ্ঠান॥ [দেখ চাল্‌শা]।

চৈ

চৈঁ=[বং]—বি. মসলার গাছ বিশেষ ॥ গোশ্ রান্‌তে চৈঁ দিলে খুব্ মজা হয়। [<চইআ<চবিকা সং]।

চৈ=[রা]—বি. পিঠার ছাঁচের কাঁটা ॥ আমাক চৈ দাও, পিঠা তৈরি করি।

২=[রা]—বি. পাতিহাঁস ॥ চৈ ডিম্ দিচ্ছে।

চৈক্যা=[রা]—বি. নালা ॥ এই চৈকাতে বেশি পানি নাই।

চৈচিরতা=[রা]—বি. লতা বিশেষ॥ চৈচিরতা ভিজে পানি খাইচি। [< চই(<চবিকা সং)+চিরতা (< কিরাতিতিক্ত সং)]।

চৈট্=[বা]—বি. আনাগোনা ॥ রহিম্‌দের্ বাড়িতে চৈট্ খুব্ কম্।

চৈত্‌রা=[বং]—বি. বৈঠকখানা ॥ চৈত্‌রায় মেহ্‌মান্‌দের্ বৈতে দিও। [<চবুতরা হিং<চত্বর সং]।

চৈন্ দরা=[বং]—ক্রি. হতবাক্ হওয়া, মাথা ঘুরা, জ্ঞানশূন্য হওয়া ॥ ফাশির্ মুরদা দেখি একেবারে চৈন্‌দরার্ নাগাছ। [দেখ চুনদা+ধরা]।

চো

চোং=[রা]—বি. এক প্রকার ঘুড়ি ॥

২=[বং]—বি. প্রধান ব্যক্তি ॥ ইনিই কাজের্ চোং। [<চাঙ্গা ; অর্থ প্র.]।

চোঁকা=[রা]—বি. খোসা, বাকল, চোকলা ॥ আমের্ চোঁকা গরুক দেও। [<চোক্‌লা<চোলক সং ; বর্ণ বিপর্যয়]।

চোঁচা=[রা]—ক্রি. বিণ. একটানা ॥ চোঁচা দৌড় দে। [<চোঁ চোঁ (অনু. =একটানা)+আ প্র.]।

২=[দি]—বি. খোসা, আবরণ ॥ [দেখ চোঁচ্]।

চোঁচ্=[রা]—বি. বাঁশ বা লতার চিকন অংশ বিশেষ ॥ [<চোঁচা<চক্ষা সং]।

চোঁচ্ বাঐ=[রা]—বি. চড়ুই পাখি ॥ চোঁচ্ বাঐ তাল্ গাছত্ কতো বাশা করিবে। [সূচ+বাবুই (<বর্ব্বরী সং]।

চোঁতা=[রা]—বি. নকল ॥ [<চোতা <চ্যুত=পতিত কাগজ ; অর্থ প্র.]।

চোঁহ্‌রা=[লো রা]—ক্রি. মিথ্যা গুণ কীর্তন করা ॥ [<চোমরানো]।

চোকরা=[বং]—বি. জলচৌকি ॥ চোকরাত্ বশেক্। [দেখ চকি ; চক্ +রা প্র.]।

চোকা=[রা]—বিণ. তৈয়ারী ॥ [< চুকা<চুকান]।

২=[রা]—বি. ছাল, বাকলা ॥ আমের্ চোকা গরুরে খাও। [দেখ চোঁকা]।

৩=[বং]—বিণ. তেজী ॥ গরুটি খুব্ চোকা। [চোখা<চোক্ষ সং ; অর্থ প্র.]।

চোকানো=[রা]—ক্রি. আশা করা ॥ অত চোকাইও না, কাম্ আগে হৌক্।

[চোখা<চোক্ষ সং+আনো প্র; অর্থ প্র.]।

২=[রা]—ক্রি. তোড়জোড় করা ॥ শুধু চোকালে হয় না কাজ্ কর্‌তে হয়। [পূর্বে দেখ]।

চোক চাকি=[রা]—বি. প্রজাপতি ॥

চোক মোক=[রা]—বিণ. তেল মশলা-সহ খুব স্বাদযুক্ত ॥ চোক্‌মোক্ তর্‌কারি ছাড়া ভাত্ খাওয়া জায় না। [<চকমক্ (অনু.)]।

চোখ খা=[রা]—বিণ. ধারাল ॥ [দেখ চোকা]।

চোখ চিমা=[রা]—বিণ. স্বার্থপর, ক্ষুদ্রমনা ॥ চোখ্‌চিমা লোকের কাছে কিছু আশা করা জায় না। [<চোখ (<চক্ষু) + চিবা<চিপা; অর্থ প্র.]।

চোচা=[রং]—বি. খোসা ॥ আমের্ চোচা ফ্যালে দেও। [দেখ চোঁচা]।

চোচরা=[রা]—বিণ. ছোট, বাজে ॥ চোচ্‌রা মাছ্। [দেখ চুঁচুড়া]।

চোছা=[রং]—বি. খোসা ॥ একটু চোচাও দেইল্‌না, আমত্ দূরের্ কথা। [দেখ চোঁচা]।

চোজ ভরা=[রং]—বি. বি. বাবুই পাখি। [<সূচ+ভরা; গ্রাম্য বিশ্বাস যে, বাবুই সূচ দিয়া তাহার বাসা তৈরী করে]।

চোটানো=[রা]—ক্রি. কোদাল দিয়া মাটি কাটা ॥ জমিতে বড় ঘাস্, তাই চোটাতে হবে।

চোট্=[রা]—বি. পালা ॥ [<চুট হিং<চুট্ সং=ছেদনে]।

২=[রং]—বি. ধার ॥ এই দাও খানের্ বড় চোট্। [অর্থ প্র.]।

৩=[রং]—বি. ঘা ॥ কলাগাছ্‌টা এক্‌চোটে কাটিশ্।

৪=[রং]—বি. রাগ ॥ তুই এতো চোট্ কাক দেখাইশ্?

চোট টামি=[রা]—বি. চোরের মত কাজ ॥ যেখানে সেখানে চোট্‌টামি কৈর না। [<চুট্টা হিং<চোর+টা +মি প্র.]।

চোত তা=[রং]—বি. বিছুটি ॥ চোত্‌তা লাগ্‌লে চুল্‌কায় খুব।

চোদন্ লাগা=[রং]—ক্রি. কষ্টপাওয়া ॥ [<চোদা (অশ্লীল); নিজন্তে চোদন +লাগা]।

চোদে খাওয়া=[রং]—ক্রি. কিছুই করিতে না পারা ॥ তুমি জিবনে খালি চোদেই খাবে? [দেখ চোদন লাগা; চোদা খাওয়া]।

চোদ্ না=[রা]—বিণ. বোকা ॥ [দেখ চোদন লাগা; চোদ+না প্র.]।

২=[রা]—বিণ. আশ্চর্য ॥ তুই কি হামাক চোদ্‌না কর্‌লুরে?

চোন্=[রা]—বি. এক জাতীয় ঘুড়ি ॥

চোন্ দা=[রা]—বিণ. হতভম্ব ॥ চোন্‌দার্ মত চাইয়া রৈছ ক্যা? [দেখ চুন্দা]।

চোপা=[রা]—বি. মুখ ॥ হালুয়া খাইতে চোপার্ দর্‌কার্।

চোপা নাড়া=[রা]—ক্রি. অতিরিক্ত বকবক করা ॥ ওমন্ কৈরা তুই চোপা নাড়িছ্ না। [দেখ চোপা+নাড়া<নাড়া (<লড় সং)]।

চোপ ড়া=[দি, রা]—বি. ছোট চাঁদা মাছ ॥ চোপ্‌ড়া মাছে খালি কাটা।

২=[রং]—বি. খলিশা মাছ ॥

চোপ্ দেওয়া=[রা]—ক্রি. দা দিয়া জোরে কিছু কাটা ॥ চোপ্ দি কাঠ্ কাটে। [<চোপ (অনু.)+দেওয়া]।

চোপ রৈ=[দি]—বি. খড়ম ॥

চোবর্=[রা]—বি. গোহাল বাড়ি ॥ চোবরে গরু রাখে।

চোবোড়্=[রা]—বি. খোয়াড়, রাত্রিতে গরু বাঁধার স্থান ॥

চোমুড়া=[রং]—বিণ. চারিদিক ঘেরা ॥ চোমুড়া বেড়া দেঅক্। [<চৌ+মুড়া (<মণ্ডিত)]।

চোম্ কা=[রা]—ক্রি. বি. হঠাৎ আশ্চর্য হওয়া ॥ তোকে দেইকা চোম্‌কে উঠ্‌ছে। [<চমকা<চমকান =চমকিত হওয়া]।

চোয়ট্=[রা]—বি. বাড়ির সম্মুখের স্থান ॥

চোরন্=[রা]—বিণ. সমস্ত ॥ চোরন্ রাত্ ঘুম্ হয়্‌নি।

চোস্ তা লাগা=[দি]—ক্রি. হতবাক্ হওয়া ॥

চোহড়্=[রং]—বি. চৈর, লগি ॥ আগে জলের্ ছিটা পরে চোহড়ের্ গুতা।

চৌ

চৌকা=[রা, রং]—বি. চুলা ॥ চৌকাতে হাড়ি বশাও। [হিং; দেখ চকা]।

চৌকি=[রা]—বি. নালা, খাল ॥ পুকুরের শব্ পানি চৌকি দি নামি গেল্।

পিড়া=[রং]—বি. জল- ॥ চৌকিয়া পিড়াত্ বশেক্। [<চৌকি (<চতুষ্কী সং)+আ প্র.+ পীড়া <পীঠ সং]।

চৌখ্=[দি]—বি. চোখ ॥ তোর্ চৌখ আংগুলি দি দেখেই দিবা পারোঁ। [<চোখ<চক্ষু সং]।

চৌচালা=[রা]—বিণ. চঞ্চল ॥

চৌচালাকি=[রং]—বি.চাতুরি ॥ আর্ চৌচালাকি করিস্ না। [<চৌ<চতুঃ +চালাকী چالاکی ফা.]।

চৌতালি=[রা]—বি. রবিশস্য ॥

চৌথ্যাল্=[রা]—বিণ. চৌকোনা, সমতল ॥ জাগাটা চৌথ্যাল্ হৈয়্যা আছে। [<চৌ+থল<স্থল বা তল]।

চৌপাকে=[রং]—ক্রি. বিণ. চারি-

দিকে ॥ [<চৌ+পাক (<পক্ব সং) +এ বিভক্তি]।

চৌবাড়ি=[রং]—বি. চারি দিক্ ॥ ঘরের্ চৌবাড়ি বেড়া দির্। [<চৌ +বাটী ; অর্থ প্র.]।

চৌয়ারি=[রং]—বি. চার চালবিশিষ্ট খড়ো ঘর ॥ [দেখ চুয়ারি]।

চৌয়ুর্=[রা]—বি. লগি ॥ নৌকা বাইতে চৌয়ুর্ লাগে। [দেখ চৌর্]।

চৌরংগি=[রং]—বিণ. দক্ষ ॥ ছেলেটি সব্ কাজে চৌরংগি। [<চৌ+রং+ ই প্র.]।

চৌরি=[রা]—বি. খেলার চারি গুণিবার রীতি ॥ [<চৌর<চতুর্ সং+ ই প্র.]।

চৌর্=[রা]—বি. নৌকা চালাইবার লগি ॥ [দেখ চৌয়ুর্]।

চৌল্=[রং, রা]—বিণ. হাতের তালু পরিমান ॥ এক চৌল্ পানি দ্যাও ॥ [<চলুলু হিং]।

চৌহাটা=[রং]—বি. চক, চারিরাস্তার মিলন স্থল ॥ চৌহাটায় তার্ সংগে দেখা হবে। [<চৌ+হাট<হট্ট সং+আ প্র.]।

চ'

চ'=[খু]—বিণ. ফাঁকা, পরিষ্কার ॥ এই চ' যায়্গাটায় একটু বসি। [<চষা <চষা ; অর্থ প্র.]।

চ'অন্=[চট্ট]—ক্রি. হাল চাষ করা ॥ [<চষণ=চষা]।

চ'অল্=[চট্ট]—বি. <ছাগল ॥ চ'অলে বিয়াইয়ে।

চ'ঐ=[নো]—বি. <চৌকি ॥ চ'ঐ ঐল্ ঘরের্ শোবা।

চ'ঐর্=[নো]—বি. নৌকা ঠেলিবার বাঁশ ॥ চ'ঐর্ দি নৌকা বায়্।

চ'ঐল্=[চট্ট]—বি. <চাউল ॥ ঘরত্ চ'ঐল্ নাই।

চ'ওড়্ চ'ওড়্=[চট্ট]—অব্য. খাওয়ার সময় এক প্রকার শব্দ ॥ [অনু.]।

চ'ওড়া=[সি]—বি. <সাপুড়ে ॥

চ'ওড়ি=[চট্ট]—বি. <চাকুরি ॥ রহিম্ চাহা খাইক্যা চ'ওড়ি করে।

চ'ওয়া=[ফ]—ক্রি. চাষ করা ॥ আউশ্যায় ক্ষেত চ'য়্। [<চষা]।

চ'ওয়ালে=[পা]—বিণ. কিছু বলিবার মত ক্ষমতাসম্পন্ন ॥ চ'ওয়ালে লোক্ দেইখ্যা পাঠাও। [<চোয়াল+এ প্র.]।

চ'ওর্=[পা]—বি: <চাপড় ॥ তারে চ'ওর্ মার্লা ক্যা ?

চ'ওরি=[চট্ট]—বি. <সুপারি ॥ চ'ওরি আইন খাইওম্।

চ'ওরি ঘর্=[য]—বিণ. পাঁচ চাল বিশিষ্ট ঘর ॥ যামাইআলি চ'ওরি ঘরে বসাও। [দেখ চুয়ারি]।

চ'ং=[ম]—বি. এক প্রকার ঘুড়ি ॥ চৈ'ত্ মাসে চ'ং উরায়্। [<চঙ্গ= মইয়ের আকৃতিবিশিষ্ট]।

২=[কুম]—বি. ভঙ্গিমা ॥ চ'ং করেয়া না।

৩=[সি]—বি. চণ্ডাল, নমশূদ্র ॥ [< চণ্ড সং]।

চ'ংকা=[চট্ট]—বি. চাষে ব্যবহৃত মই ॥ [<চং<চঙ্গ+আ প্র.]।

চ'ংগ=[চা]—বি. চাষে ব্যবহৃত মই ॥ চ'ংগ দিয়া গাসে ক্যারে উড। [< চঙ্গ]।

চ'ংগ পাইটে্টা=[ম]—বি. ঘুড়ি বিশেষ ॥ [দেখ চ'ং+পাটী (<পট্টী) +আ প্র.]।

চ'ংগ বংগ=[সি]—বি. ছলাকলা, চাঞ্চল্য ॥ লোক্টার্ চ'ংগ বংগ দেইখ্যা আমার্ সন্দে অয়্। [<চংবং (অনু.)]।

চ'ংগল্=[সি]—বি. শিকারী পাখির নখ, ঠোঁ ॥ চি'লের্ চ'ংগল্ খাইক্যা মুর্গির্ বাচ্'চা'ডা বাচ'ান্ গেল্ না। [<চংগল چنگل ফা.]।

চ'ংগা=[বা]—বি. মই ॥ চ'ংগা দিয়া গাল উডে। [দেখ চ'ংগ]।

চ'ংগা বংগা=[চট্ট]—বি. রং ঢং ॥ তুঁই কাবে কার্বারে চ'ংগা বংগা গরি ওরে কিয়্লাই। [দেখ চ'ংগ বংগ +আ প্র.]।

চ'ংগা ভাংগা=[কুম]—বি. এক প্রকার তরকারী ॥

চ'ংগুল্=[চা]—বি. নখ ॥ বাগের্ চ'ংগুল্ দারাল্। [দেখ চ'ংগল্]।

চ'ংটি=[বা]—বি. নাকের অলঙ্কার বিশেষ ॥

চ'ংবং=[কুম]—বি. ন্যাকামি ॥ কাবে কামে চ'ংবং করা বালা না। [দেখ চ'ংগ বংগ]।

চ'ংবৈংগা=[কুম]—বিণ. যে ন্যাকামি করে ॥ হে বর চ'ংবৈংগা। [দেখ চ'ংগ বংগ+ইয়া প্র.]।

চ'ঐর্গ্যা=[চট্ট]—বিণ. ঘন কাঁটাযুক্ত ঘাসবিশিষ্ট স্থান ॥

২=[চট্ট]—বি. চড়ুই পাখি ॥ ঘরের চা'লে চঁঐর্গ্যায় বাসা বাঁন্সে। [< চড়ুই+গা (অতিরিক্ত)]।

চ'অরা=[চট্ট]—বি. <চামড়া ॥ গরুর্ চঁঅরা দি জুতা হয়্।

চ'চৈর্=[চট্ট]—বি. মরামাস ॥ মাথাত্ চঁচৈ'র্ হৈয়ে।

চ'ডন্=[চট্ট]—ক্রি. বি. পদদলিত করণ ॥

চ'ডা=[নো]—বি. কাইম, খুঁজে ঘরের চাল তৈরীর সরঞ্জাম ॥ [<চটা]।

চ'কর্=[সি]—বি. প্রজাপতি ॥ চ'করের্ গৈল্যে নানা রং আসে।

চ'কর্ মকর্=[সি]—বিণ. অদ্ভুত,

বিচিত্র ॥ [<চক্কর<চক্র ; মকর অনু:]।

চ'কর্, মকর্, করা=[নো]— ক্রি. ইতস্তত করা ॥ চে'ারের্ মত চ'কর্ মকর্ কর ক্যা ? [অনু.]।

চ'কাইট্=[সি]—বি. বড়শির কাৎনা ॥ [চখ<চোখ+কাঠি]।

চ'কিং=[কুম]—বি. চুল ॥ মেয়ের্ মাথায় লম্বা চ'কিং।

চ'কুগড়্=[পা]—বি. পাটালি গুড় ॥

চ'কুনে=[খু]—ক্রি. বিণ. চমকাইয়া ॥ আনু ভয়ে চ'কুনে উঠেসে। [< চমকে ; বর্ণ বিপর্যয়]।

চ'কৈ=[কুম]—বি. কলাগাছের কাণ্ডের অভ্যান্তরস্থ থোড় ॥

চ'ক্=[ধ]—বি. চার বিঘা জমির পরিমাণ ॥ এক্ চ'ক্ যমির্ দাম্ হাযার্ টাকা। [<চৌক<চতুষ্ক সং]।

২=[কুম]—বি. মাঠ ॥ চ'কে গেলে রৈদ্ লাগে। [<চউক<চউক্ক প্রাং< চতুষ্ক সং]।

৩=[কুম]—ক্রি. বিণ. শীঘ্র ॥ চ'ক্ করি আয়্। [অনু.]।

চ'ক্কান=[চট্ট]—বিণ. ক্ষুদ্র ॥

চ'ক্কর্=[চা]—বি.পাক ॥ তামায়্ডা শহর্ এক্টা চক্কর্ মার্সি। [<চক্র]।

২=[খু]—বি. সাপের ফণা ॥ গুখ্রা শাপের্ চ'ক্কর্ দেখ্লে ভয়্ লাগে। [<চক্র]।

চ'ক্কা=[কুম]—বি. কাঠের চক্ষু বা গিরা ॥ চ'ক্কা কাট্তে খুব্ কশ্ট্। [<চোখ (চক্ষু)+আ]।

চ'ক্কুদান্=[খু, য]—বি.লতা জাতীয় গাছ বিশেষ, লাল ভেরেণ্ডা ॥ [<চক্ষু +দান=দান করে যে (?)]।

চ'ক্কুনা=[খু]—বি. ক্ষুদ্র মাছ বিশেষ ॥

চ'ক্কুলি=[কুম,নো]—বি. একপ্রকার ক্ষুদ্র মাছ ॥

চ'ক্কোর্=[খু, বা]—বি. ভাব ॥ লোক্টার্ চ'ক্কোর্ বালা নয়্। [< চক্কর<চক্র]।

২=[ফ]—বি. কৌশল ॥ 'বাইলের্ কায়্ চ'ক্কোরে করে, তের্ কিন্না সালা বরে' (প্রবাদ)। [অর্থ প্র.]।

চ'ক্চ'কা=[চট্ট]—বিণ. উজ্জ্বল ॥ চ'ক্চ'কা বিনিশ্ [<চক্চক্(অনু.)+আ প্র.]।

চ'ক্চ'ক্=[চা]—ক্রি.বিণ. একপ্রকার শব্দ ॥ চক্চক্ কৈরয়া কুত্তায় যেন্ কিডা খায়্। [ধ্বন্যা.]।

২=[ফ]—বিণ. খুব পরিষ্কার ॥ ঐ বাড়িটা খুব্ চ'ক্চ'ক্ দেখা যায়্। [দেখ চ'ক্চ'কা]।

৩=[খু]—বি. ঝিকিমিকি ॥

চ'ক্বা=[চট্ট]—বি.<চক্রবাক, চখা ॥

চ'ক্বান্দা=[চা]—বিণ.মাঠ জোড়া ॥ চ'ক্বান্দা আমাগ খেত্। [দেখ চ'ক্ +বাঁধা]।

চ'ক্রাচ'ক্রি=[পা]—বিণ.নানা রং বিশিষ্ট ॥ চ'করাচ'করি পখি। [< চক্কর<চক্র+আ ; চক্কর+ই প্র.]।

চ'খম্=[কুম]—বি. মই, চঙ্গ ॥ চ'খম্ লৈয়া খেত যা। [দেখ চ'ংগ ; বর্ণ বিপর্যয়]।

চ'খি=[চট্ট]—বিণ. দাতা ॥ তোমার্ বাপ্ বর চ'খি আচি'ল্। [<সখী سخی আং]।

চ'খ্=[সি]—বি. ক্ষেত, ময়াল ॥ ই চ'খের্ দান্ খুব্ বাল্য। [দেখ চ'ক্]।

চ'গন্=[ম]—বি, মই ॥ চ'গন্ দিয়া খেতে মৈ দেয়্। [দেখ চ'ংগ ; বর্ণ বিপর্যয়]।

চ'গর্=[চা]—বি,মই ॥ চ'গর্ লাগাইয়া গাসে উঠ্। [দেখ চ'গন্, চ'হর্]॥

চ'গর্, চ'গর্=[ক]—বি.বাজে কথা ॥ তোমার্ চ'গর্চ'গর্ শর্য্য অয়্ না। [অনু.]।

২=[চট্ট,ম]—বিণ. ভ্যাবাচ্যাকা ॥

৩=[খু]—ক্রি. বিণ. চটপট ॥ চ'গর্ চ'গর্ কাম্ কৈরা ফেল্।

৪=[কুম]—ক্রি.বিণ.এদিক সেদিক ॥ চো'রের্ মতন্ হে চ'গর্চ'গর্ চায়্।

চ'গর্, বগর্, করা=[খু]—ক্রি. নিজের কথা গর্ব করিয়া বলা ॥ অত চ'গর্বগর্ কৈরো না, আমি সব্ জানি। [দেখ চ'গর্চ'গর্]।

চ'গামি=[পা]—বি. দুষ্টামি ॥ চ'গামি করিস্ না। [দেখ চ'গ্লেমি]।

চ'গো=[পা, ক, খু]—বি. মই ॥ চ'গোয় চ'ড়ে গসের্ চ'ালে উঠ্। [দেখ চ'ংগ]।

চ'গ্বগা=[সি]—বিণ. চালাক ॥ [< চগ্বগ্ (অনু.) +আ প্র.]।

চ'গ্লেমি=[পা]—বি. বাঁদরামি, ফাজলামি ॥ [<ছাগল+আমি প্র.]

চ'চ্'চ'ড়ি=[ম]—বি. স্বার্থে আঘাত লাগার ফলে অস্বস্তিকর ভাব ॥ ওর্ যিনিশ্ আমাকে দিয়েসে তাতে তোমার্ চ'চ্'চ'ড়ি বেঁধেসে কেন্ ? [< চড়চড় (অনু.)+ই প্র.]।

২=[খু]—বি. দুই তিন রকমের শাক মিশ্রিত খাদ্য ॥ চ'চ্'চ'ড়ি খাতি ভাল লাগে। [<চচ্চড়ি]।

চ'টক্দার্=[ব] —বিণ. বাহারে ॥ চ'টক্দার্ শাড়ি। [চটক হিং= চাকচিক্য+দার ار فا.]।

চ'টক্তারা=[কুম]—বি. ধান বিশেষ॥

চ'টর্মটর্=[পা]—ক্রি. বিণ. চটাচট শব্দ করিয়া ॥ 'চ'টর্ মটর্ খড়ম্ পায়্, দেখ্তো দাদি কেডা যায়্' (গ্রাম্যছড়া)। [ধ্বন্যা.]।

চ'টা=[পা]—বি. ময়লা ॥ মাতায়্ চ'টা ঐচে'।

চ'টানো=[বা]—ক্রি. এক প্রস্থ মাটি তুলিয়া আনা ॥ খেত্ চ'টাইয়া খালে বান্ দ্যাও। [<চট্+আনো প্র. ; নাম ধাতু]।

চ'টান্=[বা]—বি. সাধারণতঃ নদী বা খালের পাড়ের তৃণবহুল মাঠ ॥ [<চটান হিং]।

২=[খু]—বিণ. উঁচু জমি ॥ চ'টান্ যমির্ দাম্ কম্। [পূর্বে দেখ]।

চ'টায়্ ঠেকা=[ক]—ক্রি. শক্ত হওয়া ॥ বৈদের্ চো'টে যমিডা চ'টায়্ ঠেকুসে। [<চটা (দেখ চ'টান্)+য় বিভক্তি+ ঠেকা (ঠিক সং)]।

চ'টাল্‌=[খু]—বিণ. চওড়া ।। [দেখ চ'টান্ ; অর্থ প্র.] ।
২=[চা]—বি. মাঠ ।। [দেখ চ'টান্] ।
চ'টি=[খু, বা]—বি. জালের ফাঁস তৈরী করার বাঁশের এক প্রকার বেত ।।
৩=[সি]—বি. বাঁশের টুকরা ।। এক খান্ চ'টি আন্ ।
চ'টৈ=[সি]—বি. চড়ুই পাখি ।। চ'টৈ পট্ করি উরি গায় । [<চটক] ।
চ'ট্‌কনা=[সি,চা]—বি. থাপড়, চড় ।। হুদাহুদি সেরাডারে চ'ট্‌কনা মারলি কেরে ? [চট্‌খনা হিং ; দেখ চ'ট্‌খানা] ।
চ'ট্‌কা=[সি]—বি. কোনও কিছুর সামান্য অংশ ।। লাডিডার চ'ট্‌কা উঠি গেসে । [<চট্(<চটা)+কা প্র.] ।
২=[খু]—বি. বিছুটি ।।
৩=[কুম]—বি. মাটির বা বাসের চাপ ।।
৪=[ব]—বি. মাছ রাখার বাঁশের খাঁচা বিশেষ ।।
চ'ট্‌কাচ'ট্‌কি=[চা]—বি. রাগারাগি ।। এত চ'ট্‌কাচ'ট্‌কি বালা না । [=চটাচটি] ।
চ'ট্‌কা জাল্‌=[কুম]—বি. বাঁশের কাঠি লাগানো জাল বিশেষ ।। [<চট্ (=বিদীর্ণ করা)+কা প্র.+ জাল] ।
চ'ট্‌কা ধরা, চ'ট্‌কা লাগা =[চা] —ক্রি. বৃষ্টির অভাবে জমির উপরি ভাগ শুকাইয়া ফাটল যুক্ত হওয়া ।। চ'ট্‌কাধরলে কলম্ যারে না । [<দেখ চট্‌কা +ধরা ; লাগা] ।
চ'ট্‌কানা=[ম]—বি. কানপটিতে থাপড় ।। [দেখ চ'ট্‌কনা] ।
চ'ট্‌কানো=[কুম]—ক্রি. মারা ।। [দেখ চ'ট্‌কনা+উ প্র.] ।
চ'ট্‌কাম্‌=[ম]—বি. থাপ্পড় ।। [দেখ চ'ট্‌কনা] ।
চ'ট্‌কা পোকা=[পা]—বি. এক প্রকার কীট ।।
চ'ট্‌কাল্‌=[ম]—বিণ. দক্ষ, নিপুণ ।। [দেখ চ'টক্‌দার্ ; চটক+আল প্র. ; তুং চট্‌কীলা হিং] ।
চ'ট্‌কি=[চা,খু]—বি. উপাধি বিশেষ ।।
২=[কুম]—বি. যাহারা নারিকেলের হুক্কা তৈরী করে ।।
৩=[কুম]—বি. বক ধরিবার যন্ত্র ।।
৪=[নো]—বি. চুড়ি তাগা ইত্যাদির ছোট ব্যবসায়ী ।।
চ'ট্‌খানা=[নি]—বি. শক্ত চড় ।। [দেখ চ'ট্‌কনা] ।
চ'ট্‌চ'টা=[বা]—বি. বুনোগাছ বিশেষ ।।
চ'ট্‌চ'টি=[ম, পা]—বি. <চচ্চড়ি ।। গুপা আমের্ চ'ট্‌চ'টি কর্ ।
চ'ট্‌টফট্‌ট=[খু]—বিণ. চালাক ।। [<চ'ট্+অ ; ফট্+অ ; ছটফট (অনু.) =ছটফটে] ।
চ'ট্‌টশ্‌=[ম]—বি. পলায়ন ।। [হবন্যা. ; অর্থ প্র.] ।
চ'ট্‌টারি=[সি]—ক্রি. বিণ. খুব তাড়াতাড়ি ।। চ'ট্‌টারি কাম্ শেষ্ কর্ । [<চট্(অনু.)+করি<করিয়া] ।
চ'ট্‌টিবাজ্‌=[সি]—বিণ. প্রবঞ্চক, ধোঁকাবাজ ।। [<চাট্ <চট্ +ই প্র.+বায باز ফা.] ।
চ'ট্‌পটানি=[চা]—বি. এক প্রকার লতা ।। চ'ট্‌পটানি পট্‌পট্ কৈরা ফোডে ।
চ'ট্‌লা=[সি]—বিণ. চঞ্চল, চালাক ।। [দেখ চ'ট্‌কাল্] ।
চ'ট্ লাগা=[সি]—ক্রি.একত্রে মিশিয়া যাওয়া ।। বৈরের্ পাতা চ'ট্ লাগি গ্যাসে । [<চ'ট্(=জট)+ লাগা] ।
চ'ডন্‌=[কুম]—ক্রি. বি. বাড়ান ।। দানবেড্ চ'ডন্ বালা না । [দেখ চ'ডন্] ।
চ'ডর্‌=[চট্ট]—ক্রি. বিণ. পটাপট, হঠাৎ ।। তুই চ'ডর্ গরি এই কথা কিল্লাই কৈলি ? [=চটর (অনু.)] ।
চ'ডর্ চ'ডর্‌=[চট্ট]—বি. চলাফেরার শব্দ ।। [অনু.] ।
চ'ডর্ চু'ডর্‌=[চট্ট]—ক্রি. বিণ. ঝটঝট ।। চ'ডর্ চু'ডর্ খাই যা । [দেখ চ'ডর্ চ'ডর্] ।
চ'ডর্ ফডর্‌=[চট্ট]—বি.ফাজলামি ।। [অনু.] ।
চ'ডা=[চট্ট]—বিণ. পাশ, চওড়া ।। [দেখ চ'টান্] ।
২=[চট্ট]—ক্রি. পদদলিত করা ।।
চ'ডান্‌=[কুম]—বি. মুক্ত মাঠ, খোলা গোচারণ ভূমি ।। [দেখ চ'টান্] ।
চ'ডি=[কুম]—বি. জাল বুনিবার যন্ত্রবিশেষ ।। [<চটি] ।
২=[চট্ট]—বি. মাঝারী ধরনের মোটা মটকা বা ডেকচি ।। চ'াইর্ শেরা চ'ডি ।
৩=[কুম]—বি.বাঁশের পাতলা ফালি ।। বাঁশের্ চ'ডি দিয়া খল্‌ফা তৈয়ার্ অয় । [<চটি]।
৪=[চা]—বি. শুকনা কুল ।।
৫=[চা]—বি. হাটে বেচাকেনার জায়গা ।। আগে চ'ডি রাইক্যা খোও । [<চটি< চত্বরী چتری ফা. ; তুং ছত্রী সং] ।
৬=[কুম]—বি. <ঝুঁটি, বৃষের কাঁধের উচ্চ মাংসপিণ্ড ।।
৭=[খু]—বি. সুপারির কারখানা ।।
৮=[চা]—বি. চাকনি ।।
চ'ড়া=[ম]—বি. চড়ুই পাখী ।। চ'ড়া গুলিন্ দালানে থাকে । [দেখ চ'ড়াই] ।
চ'ড়াই=[পা]—বি. মোরগ মুরগী ।। [<চটক সং] ।
চ'ড়াট্‌=[ক, পা]—বি. নৌকার মাথার পাটাতন ।। চ'ড়াট্ থুইয়া কেল্ । [<চড়া আট<চণ্ডপাট<চণ্ডীপাট] ।
চ'ড়ি=[খু]—বিণ. হৃষ্টপুষ্ট ।। শিশুটা বেশ্ চ'ড়ি ।
চ'ড়েকা=[খু]—বি. ঘরের মটকা ।।
চ'ড়ু=[ব]—বি. প্রায় দেড়হাত উঁচু নগি ।।
চ'ড়ুকা=[খু]—বি. বিদ্যুৎ ।। চ'ড়ুকা পৈড়া গাস্টা বৈরা গেসে । [<চটক+আ প্র.] ।
চ'ড়ুকি=[ক]—বি. সুতা জড়াইবার

লাটাই ॥ [চর্‌খী چرخی ফা.]।

চ'তরন্‌চি'=[নো]—বি. বিছানার মোটা চাদর ॥ [<শতরঞ্চী شطرنجی ফা.]।

চ'তর্‌=[ম]—বি. নিতম্ব, পাছা ॥ [<চূতড় হিং.]।

২=[চট্ট]—বিণ. অগভীর, ছোট ॥ চ'তর্‌ খাল যোয়ারে পানি না উঠের্‌। [দেখ চ'তল্‌]।

চ'তল্‌=[চা]—বি. জমিনের অপেক্ষাকৃত উচ্চস্থান ॥ এই চ'তল্‌ডায় একটু খারও ঠাই পাইবা।

২=[কুম]—বিণ. সমতল, চর ॥ চ'তল্‌ বাগা দা আড়তে বালা। [< চট্‌য়ল্‌ হিং]।

চ'তান্‌=[পা]—বি. পানির নীচের সমতল জায়গা ॥ চ'তান্‌ যায়গায় পাট্টি বাগ্‌ দেও। [দেখ চ'টান্‌]।

চ'তালি=[পা]—বি. আড়ম্বরপূর্ণ ভাব ॥ ওপব্‌ চ'তালি সাড়্‌।

চ'তিনতি=[নো]—বি. টাল বাহানা ॥ হে ট্যাহা দেয় না আলি চ'তিনতি করে। [অনু.]।

চ'তুয়া=[চট্ট]—বি. বাহিরের ঘর, বৈঠকখানা ॥ চ'তুয়াত্‌ বৈ কতা কও। [<চুতর چوتر ফা.]।

চ'ত্যাল্যা [নো]—বি. নিম্ন সমতল ভূমি ॥ চ'ত্যাল্যাত্‌ খুব্‌ দান্‌ অয়্‌। [দেখ চ'তল্‌+ইয়া প্র.]।

চ'ত্‌কৈরা=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চ'তৃকৈরা আয়্‌। [দেখ চ'টটারি]।

চ'ত্‌তি=[চট্ট]—বি. ছাতা ॥ [<ছত্তি <ছত্রী সং]।

চ'ত্‌তির্‌=[সি]—বি.চৈত্র ॥ চ'ত্‌তির্‌ মাইশ্যা রৈদ্‌ বর কড়া। [<চত্তির< চৈত্র]।

চ'ত্‌লা=[খু]—বিণ. প্রায় শুকানো, অগভীর ॥ চ'ত্‌লা পুকুর্‌ ॥ [দেখ চ'তল্‌ +আ প্র.]।

চ'ত্‌লি=[ক]—বি.অগভীর জলাশয় ॥ চ'ত্‌লিতে বোয়াল্‌ মাগ্‌ থাকে। [দেখ চ'তল্‌+ই প্র.]।

চ'দন্‌=[ক]—বি. অলস ॥ দিন্‌ রাত্‌ চ'দনের্‌ মত শুইয়া থাক কেন্‌?

চ'দর্‌ বদর্‌=[ম]—বি.গড়িমসি ॥ মা বেড়া চ'দর্‌ বদর্‌ করিস্‌ না। [অনু.]।

২=[চা]—বি. মাতব্বরি ॥ সেবার্‌ কামে চ'দর্‌ বদর্‌ খাটে না।

৩=[ম]—বি. খামখেয়ালী, যাচ্ছে তাই ॥ শরকারি রিন্‌ আইনা চ'দর্‌ বদর্‌ কৈর না।

৪=[পা]—বি. আহলাদ ॥ মাইয়াডায়্‌ চ'দর্‌ বদরে আর্‌ বাচে' না।

চ'দর্‌ বদর্‌ শেশ্‌অওয়া [ম]—ক্রি. আনন্দ আহ্লাদ লোপ পাওয়া ॥ বন্যায়্‌ শব্‌ চ'দর্‌ বদর্‌ শেশ্‌ ঐসে। [দেখ চ'দর্‌ বদর্‌+শেষ হওয়া]।

চ'দল্‌=[চা]—বিণ. উলঙ্গ ॥ লেংড়া চ'দল্‌ ঐয়া গোরস্‌ ক্যান্‌?

চ'দা=[সি]—বিণ. বোকা ॥ এই কথা হইন্যা বেটা চ'দা বনি গেল্‌। [< চৌন্‌ধ হিং]।

চ'দু=[ফ]—বিণ. বোকা ॥ আমারে এত চ'দু মনে কৈর না। [মূল অর্থ গাণ্ডু (catamite)]।

২=[খু]—বিণ. মূল্যহীন ॥ ওর্‌ মত চ'দু লোক্‌কে ভয় করি না। [পূর্বে দেখ]।

চ'দৈ=[ম]—বি. চর, লাথি ॥ তোর্‌ চ'দৈ লাইগা পাইলাডা বাইংগা গেল্‌।

চ'দ্‌রি=[সি, কুম]—বি. চৌধুরী, সম্মানজনক উপাধি ॥ চ'দ্‌রি বাইত্‌ কাম্‌ করি। [<চৌধুরী]।

চ'দ্‌রি চ'দ্‌রি ঠেকা=[বা]— ক্রি. নিজেকে বড়মনে করা ॥ আয়্‌কাল্‌ যেন্‌ চ'দ্‌রি চ'দরি ঠেক্‌তেস মনে হয়্‌। [দেখ চ'দ্‌রি ; চৌধুরীর ন্যায় মনে হওয়া]।

চ'নক্‌=[ব]—বি. ছোলা ॥ চ'নক্‌ ভাযা বেশ্‌ মযা। [<চণক]।

চ'না বোট্‌=[চট্ট]—বি. ছোলা ॥ কাচা চ'নাবোট্‌ ভিযাই খাইলে যোর্‌ বাড়ে। [<চনাবুঁট হিং]।

চ'নু=[চট্ট]—বি. পুরুষাঙ্গ ॥

২=[কুম]—বি. আদরের ডাক ॥ চ'নু মিয়া এদিকে আইস।

চ'ন্‌চ'না=[সি]—বিণ. চালাক, শক্ত ॥ পুয়াডা খুব্‌ চ'ন্‌চ'না। [দেখ চ'ন্‌চৈ'ন্‌না]।

চ'ন্‌চ'নি=[চট্ট]—বি. এক প্রকার শব্দ ॥ [<চন্‌চন্‌ (ধ্বন্য.)+ই প্র.]।

২=[চট্ট]—বি. ব্যথা, যন্ত্রণা ॥

চ'ন্‌চ'ন্যা=[চট্ট]—বিণ. চঞ্চল ॥ [দেখ চ'ন্‌চৈ'ন্‌না]।

চ'ন্‌চ'ন্‌ করা=[সি]—ক্রি. টন টন করা, বেদনা অনুভব করা ॥ মাথাডা বেতায় চ'ন্‌চ'ন্‌ করে। [অনু.]।

চ'ন্‌চৈ'ন্‌না=[কুম]—বিণ অধিক শুষ্ক, পাকা ॥ চ'ন্‌চৈ'ন্‌না বাশ্‌। [< চন্‌চন্‌ (অনু.)+ই প্র.]।

চ'ন্‌ডিপাট্‌=[ম]—বি.গাড়ির নালবাঁশ আটকানোর কাষ্ঠ দণ্ড ॥ চ'ন্‌ডিপাটের্‌ অবাবে গারির্‌ নায়্‌বাশ্‌ আগ্‌লা ঐয়া গেসে। [<চণ্ডীপাট]।

২ =[বা]—বি.নৌকায় বসিবার আসন, যেখানে দাঁড়াইয়া নৌকা চালানো হয় ॥

চ'ন্‌ডিবাট্‌=[চা]—বি. নৌকার হাল ধরার উচ্চ মাচান, যাহার উপর দাঁড়াইয়া হাল ধরা হয় ॥ চ'ন্‌ডিবাট্‌ডা বাইংগা গেসে। [দেখ চ'ন্‌ডিপাট্‌]।

চ'ন্‌ডিয়াট্‌=[কুম, নো]—বি. নৌকার পাটাতন ॥ [দেখ চ'ন্‌ডিপাট্‌]।

চ'ন্‌দনি=[সি]—বি. জ্যোৎস্না, চাঁদের কিরণ ॥ চ'ন্‌দনি আমার্‌ বর বালা লাগে। [<চাঁদনি<চান্‌দনী হিং]।

চ'ন্‌দনি হাইল্‌কা=[কুম]—বি. পাখি বিশেষ ॥ চ'ন্‌দনি হাইল্‌কা কেউ খায়্‌ না। [<চন্দ<চন্দ্র+শালিক+ আ প্র.]।

চ'ন্‌দন্‌=[ব]—বি. শবজী বিশেষ ॥ শাবু খেতে চ'ন্‌দন্‌ শাক্‌ তুল্‌সে।

চ'ন্‌দন্‌ নস্‌তি=[পা]—বি.চাউল ॥ চ'ন্‌দন্‌ নস্‌তি গরে নাই, আমোদ্‌ কি দিয়া করি।

চ'ন্‌দি=[ম]—বি. পশু পক্ষীর সঙ্গমেচ্ছা ॥

চ'ন্‌দোর্‌=[বা]—বি.চাঁদ ॥ আশমানে চ'ন্‌দোর্‌ উট্‌সে। [<চন্দর<চন্দ্র সং]।

চ'ন্নর্ কৈরা=[কুম]—ক্রি. বিণ. একরূপ শব্দ করিয়া ॥ গেলেশ্ডা চ'ন্নর্ কৈরা বাইংগা গেল্। [<চম্নর (ধ্বন্যা.)+করিয়া]।

চ'ন্না=[চট্ট]—বি. পুকুরের পাড় ॥
২=[সি]—বি. কপাল ॥

চ'ন্নি=[চা]—বি. বিশ্রাম, অবসর ॥ ত্তর্ আত্ পায়ের্ একটু চ'ন্নি নাই ক্যান্‌রে। [<চয়ন হিং+ই প্র.]।
২=[সি]—বি. জ্যোৎস্না, চাঁদের কিরণ ॥ চ'ন্নির্ মৈদ্যে বেরাইতে বর আরাম্। [দেখ চ'ন্দনি]।

চ'পট্=[পা]—বি. রাগ, তেজ, জেদ ॥ গরুটা বড় চ'পটের্।

চ'পত্=[বা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চ'পত্ করি আইও। [অনু.]।

চ'পর্=[ব]—বিণ. সমস্ত ॥ চ'পর্-রাতৈ পাড়ায় গান্ বায়না হয়েসে। [<চৌ+পর (<প্রহর)]।

চ'পুরদ্=[চট্ট]—বি. নির্ভর ॥ তোঁমারে আল্লার্ চ'পুরদ্ গৈর্লাম্ ॥ [<সপুর্দ سپرد ফা.]

চ'প্যাত্তি=[সি]—ক্রি. বিণ. জলদি ॥ চ'প্যাত্তি আইও। [দেখ চ'পত্+ই প্র.]।

চ'পোট্=[পা]—বি. আগ্রহ ॥ [দেখ চ'পট্]।

চ'প্কানো=[পা, কু, ম]—ক্রি. ভয় পাওয়া, ভয় দেখানো ॥ বাপ্‌রে একেবারে চ'প্কে গেলি যে!

চ'প্পরিয়া=[কুম]—ক্রি. বিণ. সকাল সকাল ॥ চ'প্পরিয়া কাম্টা কর্। [দেখ চ'প্পর্+ইয়া প্র.]।

চ'প্পর্=[কু]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চ'প্পর্ কৈরা কাম্ শাইরা বাইত্ যা। [অনু.]।
২=[চট্ট]—বি. ছাদ ॥ [<ছপ্পর হিং]।

চ'প্পাত্তি=[সি]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চ'প্পাতৃতি খাই না। [দেখ চ'প্যাতুতি]।

চ'প্পা বাইয়া=[বা]—ক্রি. বিণ. চট করিয়া ॥ চ'প্পা বাইয়া এদিকে আয়্। [<চপ্ (অনু.)+আ প্র.+মাইয়া<মারিয়া]।

চ'প্পারি=[সি]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চপ্পারি যা। [চপ্ (অনু.)+করি<করিয়া]।

চ'প্রি=[ম]—বি. পিঠা বিশেষ, খোলা পিঠা ॥ চ'প্রি পিঠা গোস্তের্ সালুন দিয়া মযা।

চ'প্শান্=[পা, কু]—ক্রি. ভড়্কাইয়া যাওয়া ॥ বাপ্‌রে, চ'প্শে গেলি। [চুপসান, চোপসান(<চুষ্ ধাতু শোষনে)]।

চ'প্সে=[বা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চ'প্সে আইও। [দেখ চ'প্পারি ; চপ+সে হিং বিভক্তি]।

চ'ফোট্=[পা]—বি. তেজ ॥ ওর্ চ'ফোটে শারা গেরাম্ কাপে। [দেখ চ'পট্]।

চ'বক্=[য]—বি. মাছ ধরার উপকরণ বিশেষ ॥

চ'বট্=[ম]—বি. তেজ, চম্পট ॥ চে'রিটা মানুশের আলাপ্ পাইয়া চ'বট্ দিল্। [দেখ চ'পট্]।

চ'বত্=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চ'বত্ কৈরা আয়্। [দেখ চ'পত্]।

চ'বর্=[ফ]—বি. চর্বি ॥ খাশিডার্ চ'বর্ খুব্ বেশি। [<চ'রব<চরবী چربی ফা ; বর্ণ বিপর্যয়]।

চ'বিল্=[চট্ট]—বি. উপায় ॥ আঁরে বাঁচাইবার্ খনো চ'বিল্ গর। [<সবীল سبیل আং=পথ]।

চ'বুতারা=[চট্ট, সি]—বি. চৌচালা ঘর ॥ [<চবুতরা হিং]।

চ'বুর্=[নো]—বি. সবুর, ধৈর্য ধারণ ॥ [<সবর صبر আং]।

চ'বোক্=[চা]—বি. ভয় ॥ আমাদের্ খামাখা চ'বোক্ দেহাইয়া দৌরাইসে। [<চাবুক چابک ফা. ; অর্থ প্র.]।
২ =[খু]—বি.<চাবুক, অস্ত্র বিশেষ ॥ চ'বোক্ নে মারামারি করতি যাসেন্।

চ'ব্বত্=[কুম]—ক্রি. বিণ. শীঘ্র, ত্বরায় ॥ চ'ব্বত্ কৈরা আয়্। [দেখ চ'পত্]।

চ'মক্ বালি=[ম]—বি. কানের অলঙ্কার বিশেষ ॥ [<ঝমক<ঝুমকা (ঝুম ঝুম)<বালা<বলয় ; ক্ষুদ্রার্থে]।

চ'মান্=[ম]—বি. <সমান ॥ তার্ চ'মান্ বিদ্যাআলা এই মহালে নাই।

চ'ম্কা=[ম]—বিণ. চকমকে ॥ হগল্ চ'ম্কা যিনিশ্ লৈয়াইসে। [< চমক+আ প্র.]।
২=[চট্ট]—বি. মই, চাষের উপকরণ বিশেষ ॥

চ'ম্কাবালি=[নো]—বি. অলঙ্কার বিশেষ ॥ মাইয়্যার্ লাইগ্যা চ'ম্কাবালি আইন্য। [দেখ চ'মক্বালি]।

চ'ম্চ'মা=[চা]—বিণ. মচমচা ॥ চ'ম্চ'মা মুরি খাইতে বালা। [অনু.]।
২=[সি]—বিণ. পরিপূর্ণ ॥ লোক্টা দনে যনে চ'ম্চ'মা।

চ'ম্চ'মি=[সি]—বি. ঐশ্বর্যের প্রাচুর্য ॥ হৈ বারির্ আর্ চ'ম্চ'মি নাই। [দেখ চ'ম্চ'মা]।

চ'য়ন্=[চট্ট]—ক্রি. বিণ. সত্য ॥ চ'য়ন্ কৈরা কৈ, অঁাই ই কাম্ ন গর্সি।

চ'য়া=[সি]—ক্রি. বি.<চষা ॥ হাল্ চ'য়া বালা অয় নাই।

চ'রি=[চট্ট]—বি. চৌকি ॥ [< চৌকি(<চতুষ্কী)]।
২=[চট্ট]—বি. পাহারা ॥ [<চৌকি <চতুষ্কী ; মূল অর্থ চতুষ্পথে অবস্থিত আড্ডা]।

চ'রুগ্যা=[কুম]—বি. চড়ুই পাখি ॥ [দেখ চ'ঔরগ্যা]।

চ'য়েন্=[চা]—বি. বিশ্রাম ॥ শারাদিন্ খাইট্টা মরি, চ'য়েন্ পাই না্ এট্টুও। [<চয়ন হিং]।

চ'রংগি=[সি]—বি. ঘুরপাক ॥ আমার্ মাথাডা চ'রংগি দিতাসে। [<চৌ+রং +ই প্র. ; অর্থ প্র.]।

চ'রক্=[কুম, ব]—বি. বস্ত্র ॥ চ'রক্ পরিসে।

চ'রক্ দেওয়া=[বা]—ক্রি. বাতাস দেওয়া ॥

২=[কুম]—ক্রি. ধান মাড়াইবার পর কুলায় বাতাসে পরিষ্কার করা ॥ কাল্‌খার্ দান্‌গুলির্ চ'রক্ দেওয়া বালা ঐসে না।

চ'রক্ হওয়া=[ব]—ক্রি. ভয়ে চমকিত হওয়া ॥ হামাক দেইখ্যাই ওরা চ'রক্ হয়া গেল্ ॥

চ'রখ্ দেখা=[কুম]—ক্রি. ধাঁধাঁ লাগা ॥ কামে আমারে এক্‌কেলে চ'রখ্ দেখাইয়া সার্‌সে। [<চড়ক]।

চ'রট্=[ফ]—বি. নৌকার সম্মুখের বা পিছনে বসিবার আসন ॥

চ'রদ্=[কুম,নো]—বি. অতি ঠাণ্ডা ॥ আইয়্ বর চ'রদ্ পর্‌সে। [<সর্দ سرد ফা.]।

চ'রন্‌দার্=[চা]—বি. বধূর সাথে যায় এমন অভিভাবক ॥ নয়া বৌয়ের্ শংগে চ'রন্‌দার্ যাইব কে? [<চড়ন (=চড়া)+দার دار ফা.]।

২=[চা, বা]—বি. আরোহী ॥ নায়ে চ'রন্‌দার্ কয়্‌বন্ উইঠ্‌সে? [< চ'ড়ন্‌দার্]।

চ'রা=[পা, সি]—বি. চর, মাঠ ॥ [<চড়া]।

২=[সি]—বি. গরুর লেজের চুলের গুচ্ছ ॥ [<ছড়া<সটা]।

৩=[সি]—বি. সুপারির ফুল ॥ [দেখ চ'রা$_2$]।

৪=[সি]—বি. অপক্ক বাঁশ ॥ চ'রা দিয়া খুটি ঐবো না।

৫=[ম]—বি. মোরগ ॥ চ'রাক আদার্ দে। [দেখ চ'ড়াই]।

৬=[সি, চা]—বি. চড়ুই পাখী ॥ [দেখ চ'ড়া]।

৭=[কুম]—বিণ. চওড়া ॥ এত চ'রা তক্তার্ দর্‌কার্ নাই। [<চওড়া]।

চ'রাইত্যা=[চা]—বি. নদীর বেলা ভুমি ॥ মদির্ চ'রাইত্যায় আটতে বালা লাগে। [<চড়া+ইত্যা প্র.]।

চ'রাইন্যা=[কুম]—বি. অধিক খরচ করে যে ॥ তে বর চ'রাইন্যা মানুষ্। [ছড়ান+ইয়া প্র.]।

চ'রাচ'রি=[সি]—বি. পরস্পর চপেটা-ঘাত ॥ [<চড়াচড়ি (<চপেট); আতিশয্যে]।

চ'রাটি=[বা]—বি. মাছ, ডিম ইত্যাদি ভাজিবার পাতিল ॥

চ'রাট্=[কু]—বি. মাচা ॥

২=[ম, বা, পা, খু]—বি. নৌকার গলুই সংলগ্ন পাটাতন ॥ চ'রাট্ না থাকায় নাও বাইতে কষ্ট হয়।

চ'রান্=[পা]—বিণ. সমতল ॥ চ'রান্ যায়্‌গায় নৌকা বিড়াও। [দেখ চ'রা]।

চ'রাবরা=[নো]—বি. ঘুরাফেরা ॥ [<চরা+বরা অনুঃ]।

চ'রাবোট্=[চা]—বি. যাহার উপর দাঁড়াইয়া বড় নৌকায় বৈঠা বাওয়া হয় ॥ [দেখ চ'ড়াট্]।

চ'রায়ে দেওয়া=[চা]—ক্রি. পাকাইয়া চাওয়া ॥ ঠান্‌ডা হবার্ আগে সাওয়াটা চ'খ্ চ'রায়ে দিল্। [< চড়াইয়া(< চড়ান)+দেওয়া]।

চ'রি=[চা]—বি. বিল ॥ [দেখ চ'রা; চর+ই প্র.; অর্থ প্র.]।

২=[কুম]—বি. খুঁটনী ॥ চ'রি দিয়া ডাইল্ নারে।

চ'রিফিরি=[সি]—ক্রি. বিণ. ঘুরিয়া, ফিরিয়া ॥ গরু আওয়র্ মাযে চ'রিফিরি খায়্। [<চরিয়া ফিরিয়া]।

চ'রিয়ে দোয়া=[খু]—বি. পাঁঠা ॥

চ'রুন্=[পা]—বি. ঢেঁকির মুষল ॥

চ'রুর্ বরাই=[ম]—বি. অন্যের অর্থে বড়াই ॥ খুব দেখি চ'রুর্ বরাই শুরু ঐসে। [<চড়ুই+র(সম্বন্ধে)+বড়াই]।

চ'রৈ=[ম]—বি. মোরগ মুরগী ॥ [দেখ চ'ড়াই]।

চ'রৈন্=[চা]—বি. মাটির বড় চাকা ॥ এই চ'রৈন্‌ডা বাইংগা পরুব।

চ'রৈর্=[বা]—বি. লগি ॥

চ'রু=[বা]—বি. সাপের খোলস ॥ গাসের্ ডালে একটা চ'রু।

২=[পা]—বি. বড় বৈঠা ॥ চ'রুটা আন্‌ত।

চ'রুউয়া=[ম]—বি. চরের বাসিন্দা ॥ [<চর+উয়া প্র.]।

চ'র্‌কা=[কুম]—বি. খুঁটনী ॥ চ'র্‌কা দিয়া ডাইল্ নারে। [দেখ চ'রি$_2$]।

২=[ম]—বি. নকল কাগজ, tracing paper ॥

চ'র্‌কাবদা=[চট]—বি. অপরিণত ডিম ॥ যেই কুরায় চ'র্‌কাবদা পারে হিয়া নাকি গিরস্থর্ হানি করে। [চড়কা= অপরিণত+বদা<বয়দ: بيضه আঃ =ডিম]।

চ'র্‌কি=[চা]—বি. চরকা ॥ [< চরখী چرخى ফা.]।

চ'র্‌কোডা=[চট]—ক্রি, বি. কচলাইয়া নষ্ট করা, এঁটো করা ॥ [<ছড়া(< ছড়ান)+কুটা (কুট্টন সং)]।

চ'র্ চা'ন্‌চা'ল্=[চা]—বি. চর এলাকা, জায়গা ॥ চ'র্‌চা'ন্‌চা'লে বারি কৈর্ না। [চর+অঞ্চল]।

চ'র্‌চ'রা=[সি]—বিণ. শুষ্ক ॥ মাসটা চ'র্‌চ'রা বাযা কর্। [<চরচর (অনু.) +আ প্র.]।

চ'র্‌চ'রি=[সি]—বি. একপ্রকার ছোট কীট ॥

২=[সি]—বি. ক্ষুদের পিঠা ॥ চ'র-চ'রি খাইতারনি?

চ'র্‌চ'রিয়া=[ম]—বি. ক্ষেত্রাদির শুষ্ক অবস্থা ॥ খেতে চ'র্‌চ'রিয়া লাগ্‌লে ফশল্ মৈর্‌য়া যায়। [দেখ চ'র্‌চ'রা; ইয়া প্র.]।

চ'র্‌চা=[খু]—বি. কাল বড় পিঁপড়া ॥ চ'র্‌চায় ঘর্ ভরে গেসে।

চ'র্‌চে' আনা=[পা]—ক্রি. দেখিয়া শুনিয়া আনা, সংগ্রহ করিয়া আনা ॥ [<চচিয়া আনা]।

চ'র্‌তা=[কুম, নো]—বি. সুপারি কাটার যন্ত্র ॥ [সরওতা হিং]।

২=[পা]—ক্রি. বিণ. বেশী পরিমানে ॥

চ'র্‌তি=[পা]—বিণ. ঊর্ধ্বগামী ॥

পাটের্ বাবার্ চ'রতি। [<চড়(<চড়া) +তি প্র.]।

চ'র্‌দি=[চট্ট]—বি. শীত ॥ [<সরদী سردی ফা.]।

চ'র্‌পোটা=[ব]—বি. উরুদেশ ॥

চ'র্‌বায্=[কুম]—বিণ. চালাক ॥ সেলেটা বর চ'র্‌বায্। [<চর+বায باز ফা.]।

চ'লন্=[ঢা, কুম]—বি. বরযাত্রা ॥ বিয়ার্ চ'লন্ আইতাসে। [<চলন=গমন]।

চ'লন্‌দার্=[কুম]—বি. বরযাত্রী, নাইয়র আনিতে যাহারা যায় ॥ বৌ আন্‌তে চ'লন্‌দার্ কে কে যাইব? [দেখ চ'রন্ দার্]।

চ'লন্‌শাইর্=[চট্ট]—বিণ. যে কোন মতে চলিতে পারে এমন ॥ সে এক্ যন্ চ'লন্‌-শাইর্ লোক্। [<চলন+শাইর <সেই<সহীহ্ صحيح আং]।

চ'লম্=[সি]—বি. পট্টি ॥ ভাঙা পাওয়ে চ'লম্ দিসে।

চ'লম্ লাগান্=[সি]—ক্রি. বি. পাচন ইত্যাদির মুখ বেত দিয়া শক্ত করিয়া বাঁধা ॥ চলম্ লাগাও নৈলে পাযুনের্ আল্ পট্ট করি খুলি যাইবো। [দেখ চ'লন্]।

চ'লা=[কুম]—বি. কাঠবিড়াল ॥ চ'লায় গন্ খায়। [দেখ চ'লৈ]।

২=[ক]—বি. খড়ি, লাকড়ি, জ্বালানি কাঠ ॥ চ'লার্ দাম্ বাইরা গেসেগা। [<চেলা (<চিরা, চেরা)]।

৩=[বা]—ক্রি. পরিপুষ্ট নারিকেলের পানি কমিয়া যাওয়ায় শব্দ হওয়া ॥ নারাইয়া দেখ্‌ত নারিকেল্‌টা চ'লে কিনা?

৪=[বা]—বি. দুই জলাশয়ের মধ্যবর্তী জল যাতায়াতের পথ ॥ চ'লা দিয়া সব্ মাস্ বাইর্ ঐয়া গেসে।

চ'লা করা=[ম]—ক্রি. কাঠ কাটিয়া খড়ি করা ॥ [দেখ চ'লা$_2$+করা]।

চ'লাট্=[খু]—বি. অঞ্চল ॥ এ চ'লাটে আর্ এমুন্ মানুস্ হয়্ না। [<তলাট< তল্লাট]।

২=[খু]—বি. বাঁশের খণ্ড ॥ [দেখ চ'লা$_1$+ট প্র.]।

চ'লা মুখ্=[সি]—বি. হেঁসেল, রান্নাঘর ॥ বৌ চ'লামুখে আসে। [<চুলা (<চুল্লী সং)+মুখ=সম্মুখ]।

চ'লুক্=[চট্ট]—বি. ব্যবহার ॥ তোঁয়ার্ চ'লুক্ ভালা নয়্। [<সলুক سلوک আং]।

চ'লেমু=[কুম]—বি. হলুদ ॥ চ'লেমু সারা তর্‌কারি সাদ্ অয়্ না।

চ'লৈ=[কুম]—বি. কাঠবিড়ালী। চ'লৈয়ের্ যালায় গাসে ফল্ থাহে না। [দেখ চ'লা]।

চ'লৈয়া=[সি]—বিণ. যে দেশ বিদেশে যায় ॥ তারা চ'লৈয়া মানুস্। [<চল (<চলা)+ইয়া প্র.]।

চ'লোন্=[ফ]—বি. পাল্কী, বরযাত্রী ॥ চ'লোন্ বৌ নিয়া রওয়ানা ঐসে। [দেখ চ'লন্]।

চ'ল্=[কুম, সি]—বি. লোহার শিকযুক্ত মাছ ধরার হাতিয়ার ॥

২=[পা]—বি. হাতের তালু পরিমাণ ॥ এক্ চল্ পানি দে। [<চৌল <চুলু হিং]।

৪=[সি]—বি. প্রচলন ॥ আগের চ'ল্ আর্ নাই। [<চলন=প্রথা]।

২=[পা]—বি. <চোয়াল ॥ আমার্ চ'লে বেথা হসে।

৩=[বা]—বি. নারিকেল শুকাইয়া খুনা হওয়ার পূর্বাবস্থা ॥

৪=[খু]—বি. বৃহৎ গর্ত বিশেষ ॥ বিলির্ চ'লে মাস্ ধর্‌তে যাব।

চ'ল্‌কান্=[খু]—ক্রি. উপাচাইয়া পড়া ॥ [তুং ছলকনা হিং]।

চ'ল্‌চ'লা=[সি]—বি. যাত্রা ॥ [< চলন চালন=গমন]।

চ'ল্‌টা=[পা]—বি. ঘা বা পাঁচড়ার উপরের শুকনা চামড়া ॥ পাঁচ্'ড়ার্ চ'ল্‌টা উঠাইলে রক্ত বাইর্ অয়্। [< ছাল+টা প্র. কিংবা<চটুলা ; দেখ চ'ল্‌লা]।

চ'ল্‌ডা উডা=[চা]—ক্রি. কিছু অংশ খসিয়া যাওয়া ॥ পাইল্যাডার্ চ'ল্‌ডা উডাইল্ কে? [দেখ চ'ল্‌টা+ উঠা]।

চ'ল্‌তি=[সি]—বি. আলগা উনুন ॥ নৌকায় চ'হরি ঘর্ চ'ল্‌তি লাগে। [< চুল<চুলা+তি প্র.]।

চ'ল্‌না=[কুম]—বি. চুল্লী ॥ চ'ল্‌নায় নার্‌কি দে। [<চুলা<চুল্লী সং]।

চ'ল্‌বলা=[কুম]—বিণ. উৎফুল্ল ॥ [< চল্ বল্ (অনু.)+আ প্র.]।

চ'ল্‌বলানি=[পা]—বি. চঞ্চলতা ॥ [দেখ চ'ল্‌বলা+নি প্র.]।

চ'ল্‌বল্যা=[চট্ট]—বিণ. অতি চঞ্চল, অস্থিরমতি ॥ চ'ল্‌বলা চাকর্। [দেখ চ'ল্‌বলা ; চ'লবল্+ইয়া প্র.]।

চ'ল্‌ভল্=[চট্ট]—বিণ. চঞ্চল ॥ এত চ'ল্‌ভল্ হৈচাও কিয়ের্ লাই? [দেখ চ'ল্‌বলা]।

চ'ল্‌লা=[খু]—বি. ক্ষুদ্রাংশ, চাঁড়া ॥ হারিটার্ চ'ল্‌লা উঠ্যা গিসে। [দেখ চ'ল্‌টা]।

চ'শম্=[কুম]—বি. লজ্জা ॥ লোক্‌টার্ মোডেই চ'শম্ নাই। [<চশম چشم ফা.=চক্ষু]।

চ'শম্‌খুরা=[ঢা]—বিণ. উচিত ॥ হে চ'শমখুরা কথা কৈতে কেউরে ডর্ করে না। [দেখ চ'শম্‌খোর্+আ প্র.]।

চ'শম্‌খোর্=[ঢা]—বিণ. কৃতঘ্ন, লজ্জাহীন ॥ তেনার্ মত চ'শম্‌খোর্ খুব কম্ আসে। [দেখ চ'শম্+খোর خور ফা.]।

চ'শিয়া=[কুম]—বিণ. কৃপণ ॥ লোক্‌টা খুব চ'শিয়া।

চ'শ্‌মা পানি=[সি]—বি. ঘা পাঁচড়া প্রভৃতি হইতে নির্গত পানি ॥ [< চশমহ্ چشمه ফা.+পানি]।

চ'হন্‌ডি=[ম]—বি. কাঁড়ি, স্তূপ ॥ এই চ'হন্‌ডির্ মালিক্ কে?

চ'হম্=[কুম]—বি. মই ॥ চ'কে চ'হম্‌ডা লৈয়া যা। [দেখ চ'গম্]।

চ'হরি ঘর্=[খু, বা]—বিণ. চার চাল বিশিষ্ট ঘর ॥ [দেখ চুয়ারি]।

চ'হর্‌দি=[চা]—বি. আয়তন, সীমা ॥ এই খেতের্‌ চ'হর্‌দি বালি না। [< চৌ+হদ্দ ঌ০ আং+ই প্র.]।

চ'হল্‌=[চট্ট]—বি. এক প্রকার গাছ ॥

চ'হি=[চট্ট]—বি. খাট ॥ চ'হির্‌ উপর্‌ বিসানা পাত্‌। [দেখ চ'য়ি]।

চ'হিদার্‌=[ম]—বি. চৌকিদার ॥ চ'হিদার্‌ রাইতে পাহারা দেয়্‌। [দেখ চ'য়ি+দার ১।১ ফা.]।

চ'হি পিডা=[চা]—বি. শেমাই পিডা ॥ চ'হি পিডা খাইতে দুদ্‌কলা লাগে। [দেখ চ'হি+পিঠা]

চ'হিক্‌=[ম]—বি. মৌচাক ॥ চ'হিকে মদু অয়্‌।

চ'হিমহি=[ম]—ক্রি. বিণ. সামনা-সামনি ॥ এক্‌কেরে চ'হিমহি দরা পর্‌সে। [চোখ+ই প্র.+মুখ + ই প্র.= চোখে মুখে]।

চ'হির্‌ [ফ]—বি. বাঁশের লগি ॥ বৈঠা থুইয়া চ'হির্‌ লও।

চ'হির্‌ হ্যাদা=[ম]—বি. চোখের ছ্যাঁদা, দৃষ্টি শক্তি ॥ তর্‌ চ'হির্‌ হ্যাদা-নাই? [<চোখ+এর (সম্বন্ধে)+ছেঁদা (<ছিদ্র)]।

চ'হে তেল্‌ দিয়া কান্‌দন্‌=[চা]—ক্রি. মায়াকান্না কাঁদা ॥ তাই যে চ'হে তেল্‌ দিয়া কান্‌দে হেইডা আম্‌রা বুঝি। [<চোখ+এ(বিভক্তি)+তৈল+দিয়া +কাঁদন=কান্না]।

চ'হৈ=[কুম]—বি. কলাগাছের ভিতরের অংশ ॥

চ'া

চ'া=[খু, য]—বি. ইচ্ছা ॥ পেটের্‌ অসুখ্‌ হলে খাওয়ার্‌ চ'া থাকে না। [চাহা=চাওয়া]।

২=[সি]—বি. চাষা, কৃষক ॥ এ বেটা চ'া। [<চাআ<চাষা]।

চ'াই—[খা, চা]—বি. বাঁশের শলাকার তৈরী মাছ ধরার খাঁচা ॥ বর্‌শার দান্‌খেতে চ'াই পাত্‌লে খুব্‌ ইচ'া মাস্‌ পরে।

২=[কুম]—বি. চারপায়া খাট ॥ [দেখ চ'য়ি]।

৩=[সি]—বি. ছোট ফোড়া বিশেষ ॥ হাতো চ'াই ঐচে', গালি দ্যাও।

৪=[খু]—বি. ছোট গুল ॥ এ খ্যাতে এক্‌ যোরা চ'াই লাগ্‌বে।

৫=[খু]—বি. আগ্রহ ॥ তোমার্‌ দেখ্‌বার্‌ চ'াই কেন্‌ এত? [< চাহি =চাহিদা]।

চ'াইকের্‌ মদ্‌=[মু]—বি. মধুচক্রের মধু ॥ চ'াইকের্‌ মদু খাইতে চ'াইলে কপ্‌ট করন্‌ লাগে। [<চাকি(<চক্র)+মধু]।

চ'াইক্‌কা দেহা=[চা]—ক্রি. স্বাদ গ্রহণ করা ॥ সালন্‌ডি এক্‌টু চ'াইক্‌কা দেহ। [<চাকিয়া দেখা]।

চ'াইগ্‌গা=[কুম, চা]—ক্রি. বিণ. হয়ত, সম্ভবতঃ ॥ ফেতে চ'াইগ্‌গা খাইত্‌ আইছে।

চ'াইট্‌টা দেহা [চা]—ক্রি. অল্প খাইয়া পরীক্ষা করিয়া দেখা ॥ একটু চ'াইট্‌টা দেহ সালোন্‌ডা কেমুন্‌ ঐসে। [<চাটিয়া দেখা]।

চ'াইট্‌টানো [কুম]—ক্রি. নড়াচড়া করা ॥ বেটারা এত চ'াইট্‌টায় কেন্‌? [<চাইট<চাটি=লাথি+আনো প্র.]।

চ'াইট্‌টা পাইট্‌টা [চা]—ক্রি. বিণ. যত্ন সহকারে, একেবারে নিঃশেষ করিয়া ॥ কুত্তায়্‌ ফেন্‌ডি চ'াইট্‌টা পাইট্‌টা খাইল্‌। [<চাটিয়া+পাইট্‌টা (অনু:)]।

চ'াইডাইয়ানো=[কুম]—ক্রি. নড়চড় করা ॥ [দেখ চাইট্‌টানো]।

চ'াইড্‌গানো=[কুম]—ক্রি. পানির মধ্যে গড়ানো ॥ সোট সোলেপেলেরা পানিতে চ'াইড্‌গায়। [দেখ চ'াইট্‌টানো; গানো<কানো]।

চ'াইড্‌ডা=[কুম, চা]—বিণ. চারিটি, অল্প ॥ চ'াইড্‌ডা বাত্‌ খাইয়া লও। [<চারিটা]

চ'াইত্‌=[সি]—বি. তারিখ ॥ আয্‌ কয় চা'ইত্‌?

চ'াইত্‌তালা=[চা]—বি. এক প্রকার গাছ ॥ চ'াইত্‌তালার্‌ তক্‌তা দিয়া বালা চৌকি হয়। [দেখ চ'াইত্‌তানি]।

চ'াইত্‌তানি=[কুম]—বি. এক প্রকার গাছ ॥ চ'াইত্‌তানি গাসের্‌ বাক্‌ল বালা অয়্‌। [<ছাতিয়ন (< সপ্তপর্ণ)+ই প্র.]।

চ'াইদা=[পা]—বিণ. টেকো, টাক-ওয়ালা ॥ চ'াইদা মাথা।

চ'াইন্‌=[সি]—বি. চাউল হইতে ধান পৃথক করার বাঁশের যন্ত্র ॥ [< চালুনি]।

২=[কুম]—বি. ইঙ্গিত, আনান ॥ বিদেশে গেলের্‌ অসুখ্‌ বিসুখ্‌ ঐলে আগে মায়্‌ মনে চা'ইন্‌ দেয়্‌। [<চানি (<চিহ্ন)]।

৩=[কুম]—বি. মাছের শ্বাস ॥ মাসের্‌ চ'াইন্‌ দেখ্‌লেই বোঝা যায়্‌ বাস্‌ আসে কিনা।

৪=[চট্ট]—বি. চা গুলি ॥ চ'াইন্‌ ভালা গরিয়্যো। [চা+উইন<গুলিন]।

চ'াইন্‌চ'রা=[চট্ট]—বি. চড়ই ॥ [<চায়্‌চড়া<চর্মচটিকা; অর্থ প্র.]।

চ'াইন্‌ চু'ইন্‌=[সি]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ [অনু.]।

চ'াইন্‌দা=[চা, ক]—বিণ. গালি বিশেষ ॥ দুরু চ'াইন্‌দার্‌ গবের্‌ চ'াইন্‌-দা। [<চাণ(<চন্দ্র)+ইয়া প্র.]।

চ'াইন্‌না পিডা=[চট্ট]—বি. পিঠা বিশেষ ॥

চ'াইপ্‌লা=[চা]—বি. এক প্রকার

মাছ ॥ গাঙে চ'াইপ্‌লা মাস্ পাওয়া যায়। [<চাপিলা]।

চ'াইয়া=[চা, ক]—অস. ক্রি, চাহিয়া ॥ সেরিডার্ মুহি চ'াইয়া রৈস্ ক্যা, শরম্ নাই ? [চাহিয়া]।

২=[কুম]—বি. এক প্রকার বেতের কাঁটা ॥

চ'াইয়ালতা=[চা]—বি. এক প্রকার লতা ॥ এই দুই আইরে চ'াইয়ালতা দেও নাই। [দেখ চ'াই+আ প্র.]।

চ'াইয়ে=[খু]—অব্য. চেয়ে, অপেক্ষা ॥ তোর্ চ'াইয়েও ভালো। [<চাইতে, চেয়ে]।

চ'াইরা=[ম]—বি. মাথার খুলি ॥ বারি দিয়া তর্ মাথার্ চ'াইরা ফাটাইয়া দিমু। [<চাড়ি<চাটি পালি+আ প্র.]।

চ'াইরানো=[বা]—ক্রি. পরিচালিত করা ॥ তুমি বাপু গেরামের্ পোলাপান্ গুলারে চ'াইরাইয়া ফের। [<চাই-লানো <চালানো]।

চ'াইরো মযব্=[সি]—বি. চারি ইমামের মত ॥ গুয়রের্ গুস্ চ'াইরো-মযবে হারায়। [<চারি+মযহব مذهب আং=পথ, ধর্ম]।

চ'াইর্ গণ্ডা=[চট্ট]—বিণ. চারিটা ॥ আর্ চাইর্‌গুয়া ভাত্ দেও। [<চারি+গুলা=টা]।

চ'াইর্ চৈ'য়া=[সি]—বিণ. চারিবার চাষ করা হইয়াছে এমন ॥ [<চারি+চাষিয়া<চাষ+ইয়া প্র.]।

চ'াইর্ চে'াখে=[সি]—ক্রি. বিণ. সামনাসামনি, মুখোমুখি ॥ আমার্ চ'াইর্-চে'াখে সে গালাগাল্ দিসে। [<চারি চোখ+এ বিভক্তি]।

চ'াইর্‌রানো=[চা]—ক্রি. নড়াচড়া করা ॥ পুঁটের্‌ডায় মাসে চ'াইর্‌রায় ? [দেখ চ'াইরানো]।

চ'াইলা=[চা]—বি. চল্লিশ, ৪০ ॥ [<চালিআ<চালিশা<চল্লিশ+আ প্র.]।

২=[ম, চা]—বিণ. শক্ত ॥ চ'াইলা কাডল্ খাইতে অনেকে পসন্দ করে।

৩=[চা]—বি. চল্লিশটি পাঁচসেরী গণনা করা হইলে উহাকে এক চ'াইলা বলে ॥ এহানে দুই চ'াইলা পাড়্। [দেখ চ'াইলা]।

চ'াইলানো=[ফ]—ক্রি. চাউল করা ॥ দান্ চ'াইলাইয়া দে। [চাইল<চাউল+আনো প্র. ; নাম ধাতু]।

চ'াইল্=[সি]—বি. বাঁশের ভেলা ॥ নদি দিয়া চ'াইল্ যায়। [<চাইন<চাল+ই প্র.]।

২=[চা]—বি. <চাউল ॥ গরে চ'াইল্ নাই, খাইবা কি ?

৩=[ম, খু, বা]—বি. ঠাট, ব্যবহার ॥ তার্ চ'াইল্ দেখ্‌লে মনে গোশা দরে। [<চালি<চাল+ই প্র.]।

৪=[পা]—বি. চাল, কূটনীতি ॥ লোক্‌টার্ চ'াইল্ বুযা কঠিন্। [<চাল+ই প্র. ; তুঃ চাল হিং]।

৫=[চট্ট]—বি. পাশাখেলার চাল ॥ বৌত্ মাথা খাডাই চ'াইল্ দেঅন্ লাগে।

চ'াইল্ চ'ক্‌কর্=[বা]—বি. ধরণ ধারণ ॥ সেলেটার্ চ'াইল্ চ'ক্‌কর্ দেখ্‌লে আমার্ গা গিদ্‌গিদ্ করে। [দেখ চ'াইল্ ; চক্র]।

চ'াইল্‌চ'ালা=[নো]—বি. চাল চলন, আচার ব্যবহার ॥ সোট বৌডার্ চ'াইল্ চ'ালা বালা। [<চাল+চাল+আ প্র.]।

চ'াইল্‌টাইল্=[সি]—বি. চালডাল ॥ গরে চ'াইল্ টাইল্ নাই, বাযারে যাই। [দেখ চাইল+ডাইল=চাল ডাল]।

চ'াইল্‌তা=[চট্ট,বা]—বি. টকফল বিশেষ ॥ [<চালিতা]।

চ'াইল্‌দা=[চট্ট]—বি.<চালিতা ॥ চ'াইল্‌দা বর্ খারআ।

চ'াইল্‌লা=[ম]—বিণ. অম্ল ॥ চ'াইল্‌লা বাত্ দেইন্। [<চারি+টা প্র.]।

২=[কুম]—বি. এক প্রকার ঘাস ॥ [<চালিয়া<চাল+ইয়া প্র. ; চালের ন্যায় শক্ত বলিয়া]।

৩=[নো]—ক্রি. বিণ. ছাঁকিয়া ॥ খৈ গুলি চ'াইল্‌লা দ্যাও না বৌ ? [<চালিয়া <চালা=চালুনীর দ্বারা পরিষ্কার করা]।

৪=[কুম]—বি. চল্লিশা ॥ [দেখ চ'াইলা]।

চ'াইল্‌লান্‌না পানি=[কুম]— বি. চাল ধোয়া পানি ॥ গাইডারে চ'াইল্-লান্‌না পানি দেও। [দেখ চ'াইল্২+আন+আ প্র.+পানি]।

চ'াইল্‌শা=[ফ]—বি. গতি ॥ লোক্-টার্ এক্‌টা বল্‌দা চ'াইল্‌শা আসে। [দেখ চ'াইল্+শা প্র.]।

চ'াইল্‌শ্যা=[চা]—বি. চোখের ক্ষীণ দৃষ্টি ॥ [<চালিশ<চল্লিশ+ইয়া প্র. ; চল্লিশ বৎসরের ক্ষীণ দৃষ্টি]।

চ'াইশ্‌কা=[ম]—বি. বড় ঢিলা ॥ গুড্ডা বমিত্ লাংগল্ বাইতে বর বর চ'াইশ্‌কা উডে। [<চাইক্কা<চক্র]।

চ'াউংরা=[সি]—বি. মাছের ভার ॥ চ'াউংরায় বেশ্ মাস্ আসে। [<চাঙ্গরা (<চঙ্গোটক সং)]।

চ'াউটা=[ফ]—বি. জলের পোকা বিশেষ ॥ [<চাট্ (<চাট্‌না হিং) +উয়া প্র. কিংবা চিয়ুঁটা=বড় পিঁপড়া ; অর্ধ প্র.]।

চ'াউট্‌টা=[ম]—বি. একপ্রকার রক্ত-শোষক পোকা ॥ কুতুতাডার্ শৈল্‌লে চ'াউট্‌টা ঐসে। [দেখ চ'াউটা]।

চ'াউদ্‌দর্=[চা]—বি. চাদর ॥ যারের্ মৈদ্‌দে চ'াউদ্‌দুর্ গতর দে। [<চাদর چادر ফা.]]

চ'াউনি, চ'াওনি=[পা, ফ]—বি. ধাত্রী ॥ [<চাও(<চাওয়া=দেখা)+নি প্র.]।

চ'াউন্‌দা=[কুম, চা]—বি. একপ্রকার সাদা ও চ্যাপ্টা ছোট মাছ ॥ চ'াউন্‌দা মাসের্ শর্ শৈল্‌লে কাডা বরা। [<চাঁদা]।

২=[ম]—বি. শামিয়ানা, চাঁদোয়া ॥ চ'াউন্‌দা লট্‌কাইয়া লও। [<চানদুয়া <চাঁদুয়া (<চন্দ্রাতপ সং)]।

চ'াউন্‌আ আন্‌ডা=[চা]—বি. অপূর্ণ খোসাবিহীন কোমল ডিম ॥ মোরগের্

চ'উম্‌মা আন্‌ডা পারন্‌ বালা না। [<চাম (<চর্ম সং)+উয়া প্র.+আণ্ডা <অণ্ড সং]।

চ'উম্‌মা উহ্‌নে=[চা]— বি. চামড়ার উকুন॥ [দেখ চ'উম্‌মা আন্‌ডা; উকুন<উৎকুন সং]।

চ'াউর্‌=[সি]—বি.এক জাতীয় গাছ॥

চ'াউলা=[কুম]—বিণ. বেশী নরম বা শক্ত নয় এমন॥ চ'াউলা কাডল্‌ অনেকেই পসন্দ করে।

চ'াউলাইন্‌না=[ফ]—বিণ. চাউল ধোয়া॥ চ'াউলাইন্‌না পানি গরুরে দেও। [দেখ চ'াইল্‌লান্‌না পানি]।

চ'াউলানিয়া=[ফ]—বিণ. ফল পাকিবার পূর্বাবস্থা প্রাপ্ত॥ আম্‌গুলি চ'াউলানিয়া ঐসে।

চ'াউলি=[কুম]—বি. এক প্রকার ঘাস॥ চ'াউলি খাইলে গাইর্‌ দুদ্‌ বাড়ে। [দেখ চ'াইল্‌লা$_1$]।

চ'াউলিয়া=[ম]—ক্রি. ঘাস বিশেষ॥ [দেখ চ'াইল্‌লা$_1$]।

চ'াউল্‌ ফুরানো=[বা]—বি. মারা যাওয়া॥ কালার্‌ মার্‌ চ'াউল্‌ ফুরাইসে। [<চাউল+ফুরানো=শেষ হওয়া; অর্থ প্র.]।

চ'াউল্‌লা=[ম, চা]—বিণ. পাকা অথচ শক্ত॥ চ'াউল্‌লা কাডালের দাম্‌ কত? [দেখ চ'াউলা]।

চ'াঐন্‌=[চা]—বি. ডালা বিশেষ॥ বাবার্‌ থিকা চ'াঐন্‌ আইনা। [<চালইন <চালুনি]।

চ'াও=[কুম]—বি. বাচ্চা॥ কবুতরের্‌ চ'াও ফুটসে। [<ছাও (<শাবক সং)]।

চ'াওটা=[ম]—বি. এক প্রকার জলচর পোকা॥ বিলে ঘাস্‌ দরা গেলে শৈল্‌লে চ'াওটা দরে। [দেখ চ'াউটা]।

চ'াওন্‌=[কুম]—ক্রি. বি. চাওয়া, দেখা॥ তোমার্‌ দিকে আর্‌ চ'াওন্‌ যায় না। [<চাহন=চেয়ে থাকা]।

চ'াওন্‌চি'ন্‌দন্‌=[কুম]—ক্রি. বি. দেখাশুনা, তত্ত্বাবধান॥ থাল্‌খেতে গুলির্‌ চ'াওন্‌চি'ন্‌দন্‌ করে কে? [দেখ চ'াওন্‌+চিন্ত (<চিন্তা)+ন প্র.]।

চ'াওর্‌ [চট্ট]—বি.<চাকর॥ আমার্‌ বাব্বিত্‌ দুইযন্‌ ঠিয়া চ'াওর্‌ আসে। <চাকর چاکر ফা.]।

চ'াওর্‌বন্‌দ=[ম]—বি. কারিগর॥ 'চ'াওর্‌বন্‌দের টুই উদাম'—প্রবাদ।' [<ছপ্‌পর হিং+বন্‌দ بند ফা.]।

চ'াওলি [ফ]—বি. চাতুরী॥ ভাবির্‌ লগে দেওরেরা চ'াওলি করে। [<চাউরি<চাতুরি<চতুর+ই প্র.]।

চ'াং=[পা]—বি. চাঙারী॥ চ'াংএর্‌ উপর্‌ পিয়াস্‌ রাখ্‌। [দেখ চ'াউংরা]।

২=[বা]—বি. লাশ বহন করিবার খাট বিশেষ॥ চ'াংএ কর্যা মুর্‌দা নেয়। [<চাঙ্গ<চঙ্গ]।

৩=[চট্ট]—বি. বড় ঢিলা, চাঙর, চাপ॥ [<চাঙর]।

৪=[পা, ব, ম, ক]—বি. ঘরের ভিতরের মাচান॥ চ'াংএর্‌ উপর্‌ শুয়া থুইছু'। [দেখ চ'াং$_1$]।

৫=[চট্ট]—বি. শিম লাউ লতা আশ্রয় করিবার উপযোগী মাচান॥ [দেখ চ'াং$_1$]।

চ'াংগা=[সি]—বিণ. মোটাসোটা॥ বেশ্‌ চ'াংগা ঐ গেসে দেহি। [<চাঙ্গ <চঙ্গ সং+আ প্র.]।

২=[কুম]—বি. মই॥ খেতে চাংগা লৈ যা। [দেখ চ'াংগ]।

৩=[ক, চা]—বি. ঢেলা, শক্ত মাটির ক্ষুদ্র অংশ॥ [দেখ চ'াং$_3$]।

চ'াংগানো=[ক, নো]—ক্রি. ঢিল নিক্ষেপ করা॥ কাচ'া আম্‌গুলি চ'াংগাইয়া পারে কে? [দেখ চ'াংগা$_3$+নো প্র.; নামধাতু]।

চ'াংগারি=[চা, ম]—বি. বাঁশের খাট॥ [<চ'াং+আরি প্র.]।

চ'াংগৈর্‌=[বা]—বি. কাটন, মৃত্তিকা খণ্ড॥ [দেখ চ'াং$_3$]।

চ'াংগোর্‌=[পা]—বি. কর্ষিত জমির বড় বড় ঢিলা॥ মুগুর্‌ দিয়া খেতের্‌ চ'াংগোর্‌ বাড়ে। [দেখ চ'াংগৈর্‌]।

চ'াংবাশ্‌=[চা]—বি. কবরের মাচা॥ চ'াংবাশ্‌ শক্ত ঐলে কবর্‌ লোড্‌ কৈরা বাংগে না। [<চাঙ্গ+বাঁশ<বংশ]।

চ'াংরা=[খু]—বি. প্যাঁচ॥ চ'াংরা দিয়া কালাই দিমু। [<চাঁড়া<চাড়া <চাট (<চেষ্টা সং)+আ]।

২=[সি]—বি. চলন্ত মাচান॥ [<চাঙ্গ+রা প্র.]।

চ'াজরা=[চট্ট]—বি. চামড়া॥ গরুর্‌ চ'াজরা। [<চামড়া<চর্ম+ড়া প্র.]।

চ'াজর্‌=[চট্ট]—বি. <চামর, চমরী গাই॥

চ'াটিক্‌=[চট্ট]—বি. চাবুক॥ [<চাবুক چابک ফা.]।

চ'াচি'=[চট্ট]—বি. মোটা বেত, বাঁশ বা হোগলার মাদুর॥ ভাত্‌ খাইবার্‌ চ'াচি'। [<চক্র সং]।

চ'াচি' দেওয়া=[খু]—ক্রি. রস বাহির করিবার জন্য খেজুর গাছ দ্বিতীয়বার চাঁছা॥ [<চাঁছ<চাঁছা+দেওয়া]।

চ'াটি মারা=[কু]—ক্রি. থাপ্পড় মারা॥ চ'াটি না মার্‌লে সেলের্‌ বাঁদ্‌রামি দূর্‌ হবে না। [<চাটি+মারা]।

চ'াদের্‌ কানাই=[ম]—বিণ. আলালের ঘরের দুলাল॥ [<চান্দের<চন্দ্র+এর(সম্বন্ধে)+কাহ্নাঞি (<কৃষ্ণ)]।

চ'াপি=[কু]—বি. কাঁঠালের ভুতি॥ কাঁঠালের চ'াপি খেয়ে গরুর্‌ দুধ খুব হয়্‌সে।

চ'ায়ারা=[চট্ট]—বি. কাঁচ বা মাটির টুকরা॥ ভাংগা বাস্‌নের্‌ চ'ায়ারাগুলা ফেলি দ্যা। [<চাক্কড়া]।

চ'ার্‌=[চট্ট]—বি. মেটে বাসন, পেয়ালার ভাংগা টুকরা॥ গুরা পুয়ায় চ'ার্‌দি খেলা করে। [দেখ চ'ায়ারা]।

চ'াকর্‌ মাকর্‌=[ম]—ক্রি. বিণ. ইতস্ততঃ, অনিচ্ছাকৃত॥ [=চকর মকর (অনু.)]।

চ'াকল্‌=[দি]—বি. বাঁশের পাত্র॥

চ'াকল্‌ চু'কল্‌=[বা]—বিণ. মোটা সোটা, ভাল॥ চ'াকল্‌ চু'কল্‌ মুর্‌গির

বাহ্'চ'া। [<চাকল<চাঙ্গা+ল ; চু'কল অনু:]।

চ'াকা=[সি]—ক্রি. স্বাদ গ্রহণ করা ॥ [<চাখা]।

২=[চা]—বি. ঢিলা ॥ চাকা (<চক্র)]।

চ'াকাখেত্=[চা]—বিণ. মাটির বড় বড় ঢিলাবিশিষ্ট চাষ করা জমি ॥ এই চ'াকাখেত্ দিয়া আডোন্ যায় না। [দেখ চ'াকা+ক্ষেত্র]।

চ'াকাতো=[খু]—বিণ. চাচাতো ॥ করিম্ তার্ চ'াকাতো ভাই।

চ'াকারি=[সি]—বি. দলা, চাকা ॥ মাটির্ চ'াকারি। [দেখ চ'াকা$_{২}$+রি প্র.]।

চ'াকার্ বাকার্=[রং]—বি. ছল-চাতুরী, মিথ্যা প্রবঞ্চনা ॥ শব্ শময় তোর্ চ'াকার্ বাকার্। [<চকর বকর <চক্র বক্র ; অথবা অনু.]।

চ'াকি=[খু]—বি.ছোট গুল ॥ এ খ্যাতে এক্ ঘোড়া চ'াকি লাগ্বে। [দেখ চ'াকা:$_{১}$ চাক+ই ক্ষুদ্রার্থে]।

২=[য]—বি. যাঁতা। চ'াকি দিয়া কালাই বাংতে যুইত্। [দেখ চ'াকা$_{২}$+ই প্র. ; তুং চক্কী হিং]।

চ'াকি দেওয়া=[রা]—ক্রি. ডিম দেওয়া ॥ কাডল্‌ডাত্ মাসিয়ে চ'াকি দিসে, খাইব কে? [দেখ চ'াকি+দেওয়া ; অর্থ প্র.]।

চ'াকির্ রশ্=[খু]—বি. মৌমাছির চাকের মধু ॥ সেলেপেলের্ কাশ্ ঐলে চ'াকির্ রশ্ খাওয়ান্ লাগে। [<চাক (<চক্র)+এর (সম্বন্ধে)+রস]।

চ'াকুনি=[ব]—বিণ.তরকারীর আস্বাদ গ্রহণ করে যে ॥ তুই নুন্ চ'াকুনি খুব্ ভালা হচি'স্। [দেখ চ'াকা+নি প্র.]।

চ'াকুমাকু করা=[কু]—ক্রি. অরুচি বশত: অর্ধপেট খাওয়া ॥ [অনু.]।

চ'াকুম্ চ'াকুম্ করা=[চা]—ক্রি. আধা চাখা করিয়া খাওয়া ॥ চ'াকুম্ চ'াকুম্ কৈর‍্যা খাইলে খাওয়া গায়্ লাগে না। [অনু.]।

চ'াকুলা=[ব]—বিণ. অধাঙ্গবিশিষ্ট, যে চলিতে অক্ষম ॥ তুই চ'াকুলার্ মন্ একটা।

চ'াকুলি=[বা]—বিণ. যে চলিতে অক্ষম ॥

চ'াকেল্=[পা, কু]—বি. মধুর চাক ভাঙে যে ॥ [<চাক (<চক্র)+এল প্র.]।

চ'াক্=[পা]—বি. মাটির তৈরী গোলাকার চক্র, কুয়ার্ নিচে'র্ চ'াক্টা বাইংগা গেইচে'। [<চাক (চক্র)]।

২=[ফ, চা]—বি. চুলা, উনুন ॥ চ'াক্ বরা আগুন্। [দেখ চ'কা]।

৩=[রং]—বি. কাঠ ফাটানোর আড়, ঘর তৈরীর কাঠের আড় ॥ [দেখ চ'াং$_{১}$]।

৪=[রা]—বি. অঞ্চল ॥ এ চ'াকে খুব্ ব্যারার্। [দেখ চ'কৃ]।

৫=[ফ]—বি. মাছের ঝাঁক, মাছের বাচ্চা ॥ এক্ চ'াক্ হৈলের্ পনা দেহ্-সিরে। [<ঝাঁক]।

৬=[বা, সি]—বি. বাঁশের বৃত্ত ॥ ডালায়্ চ'াক্ না দিলে মযবুত্ অয়্ না। [দেখ চ'াক্]।

৭=[ব]—বি. এক প্রকার জাল ॥ [<ছাঁকা]।

৮=[কুম, লো]—বি. টুকরা, খণ্ড ॥ মাডির্ চ'াক্ যেই শক্ত বাংতে চ'ায়্ না। [<চাকা (<চক্র)]।

৯=[পা]—বি. চাকা ॥ গাড়ির্ চ'াক্। [দেখ চ'াক্]।

১০=[সি]—বি. বাসা ॥ বল্লার্ চ'াকে হাত্ দিস্ না। [দেখ চ'াক্]।

চ'াক্কল=[চট]—বি. মোটা শ্বেত বর্ণের ধান বিশেষ ॥

চ'াক্কা=[য]—বি. রুটি তৈরী করিবার গোলাকার পিঁড়ি ॥ [দেখ চ'াক্]।

২=[য]—বি. মাটির ঢেলা ॥ খেতের্ চ'াক্কা বাংতে ঐব। [<চক্র]।

৩=[চা]—বি. ঢিল, টুকরা ॥ পিপ্-রার্ কামোরে গাওডা হমান্ চ'াক্কা হৈয়া গেসে। [<চক্র]।

চ'াক্ কাটা=[ফ]—ক্রি. ডিম দিবার জন্য ঘর তৈরী করা ॥ বিলে পোল্‌মাস্ চ'াক্ কেটেসে। [দেখ চ'াক্$_{১০}$+কাটা]।

চ'াক্কাট্=[ব]—ক্রি. বিণ. উজ্জ্বল ॥ দেওয়াটা এক্ শমান্ চ'াক্কাট্ হসে থালি। [অনু.]।

চ'াক্কাশ্=[ব]—ক্রি. বিণ. হঠাৎ উজ্জ্বল ॥ দেওয়াটা চ'াক্কাশ্ হয়ে উঠ্‌ল। [দেখ চ'াক্কাট্ ; শ]।

চ'াক্কা মারা=[চা]—ক্রি.ঠেলাগাড়ীর চাকায় ধরিয়া ধাক্কা দেওয়া, ঢিল ছোঁড়া ॥ গারিডার্ চ'াক্কা মার্। [দেখ চ'াক্$_{১}$+মারা=ঠেলা দেওয়া]।

২=[সি]—বিণ. সবল ও সুস্থ, শক্তিশালী ॥ চ'াক্কামারা বেডিডা কিসুস্ত কাম্ করে না। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

চ'াক্কি=[চা]—বি. বটিকা, কুই-নাইন ॥ যর্ ঐলে চ'াক্কি খাইথ। [দেখ চ'াক্$_{৮}$+ই প্র. ক্ষুদ্রার্থে]।

২=[চা]—বি. ছেলেদের খেলার গাড়ী বিশেষ ॥ পোলা পাইনে চ'াক্কি চ'ালায়্।

চ'াক্কোশ্=[চা]—ক্রি.বিণ.প্রত্যক্ষ ॥ লাব্‌ডা চ'াক্কোশ্ দেহা যায়্। [<চাক্ষুষ]।

চ'াক্খশ্=[ম]—ক্রি. বিণ. প্রত্যক্ষ ॥ এক্‌কেরে চ'াক্খশ্ দেইক্যা আইলাম্। [দেখ চ'াক্কোশ্]।

চ'াক্যাল্=[পা]—বিণ. মাছ মারার ফাঁদ ॥ [দেখ চ'াক্$_{৭}$+জাল]।

চ'াক্দানা=[চা]—বি. ঘোরা, চক্কর ॥ রৈদে থাকনে আমার্ মাথাডা একটা চ'াক্দানা দিসে। [<চক্র+ধাঁধাঁ (<ধন্ধ সং) ; দেখ চ'াক্+দেওয়া]।

চ'াক্ দেওয়া=[চা]—ক্রি. মাথা ঘুরা ॥ কতাডায় আমার্ মাতাডা চ'াক্ দিসে। [<চাক(<চক্র)+দেওয়া]।

চ'াক্থা=[ব]—বি. অতিদূর, তফাৎ ॥ চ'াক্থা থাইক্কা আইসি, আপ্নার্ লগে দেহা করতে। [চ'াকদানা ; অর্থ প্র.]।

চ'াক্ধায়্ নিয়ে উঠানো=[য]—ক্রি. তাড়াইয়া দেওয়া ॥ মারতে মারতে তারে চ'াকধায় নিয়া উঠালো নাকি? [দেখ চ'াকধা+য় (বিভক্তি)+নিয়া উঠানো]।

চ'াক্ভাঁয়্=[ব]—ক্রি. বিণ. চক্রাকারে ॥ পথটা চাক্ভাঁয় গেইচে'। [<চাক(<চক্র)+ভাব+এ(বিভক্তি)]।

চ'াক্লা=[ব]—বি. খণ্ড ॥ [দেখ চ'াক্কা৩]।

চ'াক্লা=[পা]—বি. ছোট পাখি বিশেষ ॥

২=[রা]—বিণ. চওড়া ॥ [দেখ চ'াক্১+লা]।

৩=[য]—বিণ. কর্দমাক্ত ॥ কাদা কাদা চ'াকলা পথে হাটলে শরদি করবো।

৪=[বা, পু, য]—বি. চক্রাকার মাটির সরা বিশেষ, মাটির চাক ॥ [দেখ চ'াক+লা প্র.]।

চ'াক্লি=[চট্ট]—বি.দইয়ের পাতিল ॥

চ'াক্লিদান=[ঢা]—বি. একপ্রকার আউশ ধান ॥ চ'াকলি দানের বাত খুব মুলাম।

চ'াখা=[কুম]—বি. ঢেলা ॥ [দেখ চ'াক্কা২]।

চ'াখামোখা=[ব]—বিণ. অল্প ॥ এমন চ'াখামোখা তরকারি দিয়ে কি ভাত খাওন যায়?

চ'াগা ইচ্চা=[চট্ট]—বি. বড় চিংড়ি মাছ ॥

চ'াগি=[ঢা]—অব্য. বুঝি, সম্ভবতঃ ॥ [<চাহি+গিয়া]।

চ'াগুয়া=[ব]—বি. বুনো সুপারি বিশেষ (যুদ্ধের সময় এর চাহিদা ছিল) ॥ বুনুয়াদের বিয়াত চ'াগুয়া গাসের ডালা লাগে। [<চাঙ্গ<চাট+গুবাক সং]।

চ'াগ্দা=[খু]—বিণ. গোল ॥ চ'াগ্দা জিনিস্ সহজেই গড়াইয়া যায়। [দেখ চ'াক্+দা প্র.]।

চ'াচ'ত্=[চট্ট]—বিণ. <চাচাতো, খুড়তুত ॥ হিতে আঁর চা'চ'ত্ ভাই।

চ'াচ'র্=[ফ]—বি.ডুবা চর ॥ চা'চ'রে গরু বাইন্দা সুখ নাই।

চ'াচ'াড়ি=[খু]—বি.গাছ চাঁছার কালে উঠা পাতলা ছিলকা ॥ [<চাঁছা+রি প্র.]।

চ'াচ'ারা=[ম]—বিণ.চাচাত ॥ চা'চ'ারা ভাই। [<চাচা<চচা হিং+রা প্র.]।

চ'াচ'াসলা=[পা]—বি. মানা ॥ চা'চ'াসলা করি তবুও সেখানে যাওয়া বাদ দেয় না। [<চাঁছা+ছোলা]।

চ'াচ'াসোলা=[পা]—বিণ. সাফ, সুন্দর ॥ [দেখ চ'াচ'াসলা]।

চ'াচ'াসোলা কতা=[ম]—বি. নীরস বা রূঢ় কথা, অভদ্র কথা ॥ লোক্টা বর চা'চ'াসোলা কতা কয় ॥ [দেখ চ'াচ'াসলা+কথা]।

চ'াচি'=[ম,প,ব]—বি. দুধের কড়াইর গায়ে লাগা দুধের সর ॥ [<চাঁছ(<চাঁছা)+ই প্র.]।

চ'াচু'নির্ আশ্=[ম]—বি. বাঁশ চাঁছাবকালে উঠা আঁশ ॥ চা'চু'নির্ আশ্ দিয়া বিরা বানাও। [<চাঁছ<চাঁছা+নি+র (সম্বন্ধে)+আঁশ (<অংশ)]।

চ'াচে'র্=[ম]—বি.চাচা শ্বশুর ॥ তিনি আমার চা'চে'র্ হন। [চাচা+শ্বশুর<শ্বশুর]।

চ'াচ্'=[সি, কুম]—বি. বাঁশ বেত বা হোগলার চাটাই ॥ [<চাঁচ(<চঞ্চ সং)]।

২=[কুম, খু]—বি. বিছানা ॥ চা'চ' পাতি শোও। [পূর্বে দেখ]।

চ'াচ্'কা পেট্=[বা]—বি. ছোট পেট ॥ চা'চ্'কা পেটে কি এত খানা ধরবে?

চ'াচ্'নি=[ফ]—বি. বাঁশ চাঁছা আবর্জনা ॥ [দেখ চ'াচু'নির্ আশ্]।

চ'াচ্'রা=[ঢা, ম]—বি. নদীর মধ্যস্থিত চর ॥ নাওডা চা'চ্'রায় ঠেইক্যা গেসে। [দেখ চ'াচ'র্]।

চ'াচ্'রি=[বা]—বি. ছোট চাটাই ॥ চা'চ্'রি না হলে ভাল্ গপা যায় না। [দেখ চ'াচ্'+রি প্র.]।

চ'াযু=[কুম]—বি. চাচা ॥ আমার চা'যু তাহা খাহে। [<চাচু (<চাচা), আদরে]।

চ'াটা=[সি]—বি. প্রদীপ ॥

২=[সি]—বি. দুই বস্তুর পরস্পর সংলগ্ন অবস্থা ॥ ইগুনদো চা'টা লাগি রৈসে? [<চট+আ প্র.]।

৩=[সি]—বি. মাটির দীপাধার ॥ চা'টাত বাতি যালাও।

৪=[সি]—বি. ছোট মাছ বিশেষ ॥

চ'াটাই=[ব]—বিণ. দালাল ॥ [<চাট<চাটু<চাট সং+আই প্র.]।

চ'াটাই করা=[পা]—ক্রি. কেনাবেচা করা ॥ সে হাটে গরুর চা'টাই করে। [দেখ চ'াটাই+করা]।

চ'াটান্=[ম]—ক্রি. চাটুবাক্যে ভুলান ॥ চা'টাইয়া মাল্ বেচে'। [দেখ চা'টাই; চাটু+আন প্র.]।

চ'াটাবাটা=[সি]—বি. ঘনিষ্ঠতা ॥ দুই বেয়াইনে বর চা'টাবাটা লাগসে। [অনু.; অথবা দেখ চা'টা২+বাটা অনু.]।

চ'াটাম্=[য, পু]—বি. মিথ্যা গল্প, চালাকি, বাজে কথা ॥ [দেখ চা'টান্; চাট+আম প্র.]।

চ'াটাম্ করা=[য]—ক্রি. অতিরঞ্জিত করিয়া বলা ॥ সেলেটা খুব চা'টাম্ করে। [দেখ চ'াটাম্+করা]।

চ'াটাম্বাবি=[ঢা]—বি. বাজে গল্প ॥ এত চা'টাম্বাবি করিস্ না। [দেখ চা'টাম্; চাটুবৃত্তি; তুঃ আস্বুরি]।

চ'াটাম্ ভাঙা=[খু]—ক্রি. অহঙ্কারীর সমুচিত জবাব দেওয়া ॥ [দেখ চা'টাম্+ভাঙা]।

চ'াটাম্ মারা=[খু]—ক্রি. গর্ব করা, নিজের মাহাত্ম্য প্রকাশ করা ॥ চা'টাম্ মারার কি দরকার, আমরা সব জানি। [দেখ চা'টাম্ করা]।

চ'াটি=[সি]—বি. চাটাই ॥ চা'টির্ টুকরা। [দেখ চা'টাই]।

২=[নো]—বি. চেরাগ, বিছানা ।। [দেখ চ'াটা]।

৩ =[ব]—বি. বেড়া ।। বাঁশের চ'াটির্ চ'াটি বেশি দিন্ টিকে না। [দেখ চ'াটাই]।

৪ =[খু]—বি. লাথি ।। গরুটা চ'াটি মারে।

৫=[বা]—বি. মাটির ছোট পাত্র বিশেষ।। চ'াটিত্ কৈর্যা তর্কারি দেয়।

চ'াটি মারা=[খু]—ক্রি. লাথি মারা ।। বিপদে পড়লে ব্যাঙেও চ'াটি মারে। [দেখ চ'াটি৪ + মারা]।

চ'াটুয়া=[সি]—বি. একপ্রকার জলজ পোকা। [দেখ চ'াউটা]।

চ'াটুর্ চু'টুর্=[সি]—বি. অস্থিরতা ।। [অনু.]।

চ'াটে=[খু]—বি. গবাদি পশুর লাথি।। গরুটার্ কাসে যাইস্ না, চ'াটে মার্বে। [দেখ চ'াটি]।

চ'াট্=[সি]—বি. ফাঁদ ।। বাবারতুন্ ইন্দুর্ মারার্ চ'াট্ আইনো।

২=[সি]—বি. রেওয়াজ ।। 'চ'াটে পাট্ গোন্দারে খাট্।'

৩=[চা]—বি. কুসংসর্গ ।। চ'াটে পৈরা পৈরা ববিশ্যত্ নশ্ট কর্লা।

চ'াট্কল্=[খু]—বি. তালপাতার তৈরী মাদুর ।। চ'াট্কল্ পেতে বশ্।

চ'াট্কান্=[বি]—ক্রি. বিদ্রূপ করা ।। অতো চ'াট্কাইস্ না। [দেখ চ'াটান্ ; চাট+ক+আন প্র.]।

চ'াট্কি=[পা]—বি. গল্প, চপলতা ।। তোমরার্ চ'াট্কি কে শুনে? [দেখ চ'াটাম্ ; চাট+কি প্র.]।

২=[বা]—বি. চাকতি।। [<চাক (<চক্র)+তি ; বর্ণ বিপর্যয়]।

চ'াট্কেল্=[খু]—বি. বাঁশের তৈরী এক প্রকার চাক ।।

চ'াট্কোল্=[খু]—বি. তালপাতার আসন ।। চ'াটকোল্টা পেতে বশ্। [দেখ চ'াট্কল্]।

চ'াট্টা চ'াট্টা=[ম]—ক্রি. বিণ. নিঃশেষ ।। খাম্রডা মুইট্টা পিয়া গাইয়ের্ দুদ্ চ'াট্টা চ'াট্টা করি খাই লাইসে। [<চাট<চাটা (<চাট্না হিং)+আ প্র. ; আতিশয্যে দ্বিত্ব]।

চ'াট্টা মিঠা=[সি]—বিণ. নাশ্তা বিশেষ ।। নাইওরের্ এক্ষরা চ'াট্টা মিঠাও খাইলাম্ না। [দেখ চ'াট্টা চ'াট্টা = চাটা মিঠা]।

চ'াট্টি=[ম]—বি. লাথি ।। গোরায় চ'াট্টি দিবো। [দেখ চ'াটি]।

চ'াট্না=[কুম]—বি. কাঠামো ।। গরের্ চ'াট্নাডা বালা আসে। [< ছাটনি<ছাট(<ছটা সং)+ নি প্র.]।

চ'াট্নি=[কুম]—বি. শুকনা ব্যঞ্জন ।। [<চাটনি ; অর্থ প্র.]।

২=[পা]—বি. মাটির ছোট পাত্র বিশেষ ।। চ'াট্নিতে কৈর্যা তর্কারি দ্যাও।

চ'াট্ পাড়া=[চট্ট]—ক্রি. চামড়া শুকাইয়া শক্ত হওয়া, দীর্ঘ দিন ঘর্ষণ হেতু চামড়া শক্ত ও অনুভূতিহীন হওয়া ।। [দেখ চ'াট্ ; অর্থ প্র.]।

চ'াট্মারামারি=[ম]—বি. হাতে কাটা সেমাই ।। [<চাট<চপেট+মারামারি = ঘষাঘষি]।

চ'াডন্=[চা]—ক্রি. বি. লবণ দেখা ।। অহনে তরকারিডা চ'াডন্ দর্কার্। [চাটন+চাটনা হিং]।

চ'াডর্=[চট্ট]—বি. বাঁশের বেড়ার তৈরী সেতু ।। খালের্ চ'াডর্ দি পার্ হও। [দেখ চ'াটাই ; চাট+র প্র.]।

চ'াডা=[চট্ট]—বি. মোটা বিছানা ।। টেয়ায় দুইখানের্ দর্ চ'াডা। [< চ'াটাই]।

২=[ফ]—বিণ. চাটুকার ।। সেলেডা এক্ নম্বরের্ চ'াডা। [দেখ চ'াটান্ ; চাট+আ প্র.]।

চ'াডাই=[চট্ট]—বি. চটা ব্যবসায়ী ।। [< চাটাই]।

২ =[কুম]—বি. শুইবার বিছানা ।। [পূর্বে দেখ]।

চ'াডামি=[ফ, চা, কুম]—বি. খোস্ক গল্প, গর্ব, অহঙ্কার ।। অত চ'াডামি কৈর না। [দেখ চ'াটাম্+ই প্র.]।

চ'াডামি করা=[বা]—ক্রি. ফাজলামি করা, কৌতুক করা ।। চ'াডামি করার্ আর্ যায়গা পাওনা বুঝি? [দেখ চ'াডামি]।

চ'াডাম্বরি=[চা]—বি. বাক্পটুতা ।। চ'াডাম্বরিডা তুমি খুব্ বালা পার। [দেখ চ'াটাম্বারি]।

চ'াডি=[কুম]—বি. চাটাই, বিছানা ।। চ'াডিডা বৈদে দে। [দেখ চ'াটি]।

২=[কুম]—বি. মোরগের মাথার উপরের উঁচু অংশ ।। মোর্গের্ মাথার্ চ'াডি দেখ্তে শুন্দর্। [<চুটি]।

৩=[কুম]—বি. মাটির প্রদীপ।। চ'াডিত্ তেল্ নাই। [দেখ চ'াটি]।

চ'াডিগাইয়া=[চা]—বিণ. চট্টগ্রামবাসী ।। চ'াডিগাইয়া কতা বুঝা যায় না। [<চাট্গা<চট্টগ্রাম+ইয়া প্র.]।

চ'াডি মারা=[চা]—ক্রি. লাথি মারা ।। গরুডার্ কাসে যাইস না, চ'াডি মার্বো। [দেখ চ'াটি +মারা]।

চ'াড্=[চা]—বি. গল্প, কেচ্ছা ।। হারাদিন্ কেবল্ চ'াড্ কৈর্যাই ফিরে। [দেখ চ'াটাম্]।

২=[ব]—বি. সংশ্রব, মিল, সংসর্গ ।। [দেখ চ'াট্]।

চ'াড্ডা=[সি]—বি. মতিগতি, এক প্রকার রোগ ।। [দেখ চ'াড্+আ প্র.]।

চ'াড্ডিখানি=[খু]—বিণ. সামান্য, অল্প ।। চাড্ডিখানি বাত্ খেয়ে যা। [চারি+টি+খানি]।

চ'াড্ডিখান্=[খু]—বিণ. সামান্য ।। চ'াড্ডিখান্ বাত্ দিয়ে যা। [দেখ চ'াড্ডিখানি]।

চ'াড়া=[খু]—বিণ. ডাঙ্গা ।। চ'াড়া যমিতে আউশ্ ধান্ হয়। [<চড়া (<চণ্ড সং)]।

২=[কু, পা, ম]—বি. নখ ।। চ'াড়া কাট্। [<চাঁড়া]।

চ'াড়ি=[খু, ম]—বি. নখ ।। হাতের চ'াড়ি কেটে দাও। [দেখ চ'াড়া]।

চ'াঁড়ি দেওয়া=[পা]—ক্রি. চাপ দেওয়া ॥ [<চাড়া<(ঠেটা সং)]।

চ'াঁড়ো=[পা]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

চ'াড়্‌=[খু, ফ]—বি. বাঁশের পুল, সাঁকো ॥ খালে চ'াড় না থাহায়্‌ পার্‌ হতি বড় অশুবিধা।

২=[ফ]—বি. গরুকে ফেনপানি খাওয়ানোর পাত্র ॥ [চাড়<চাড়ি<চাটি]।

২=[পা]—বি. নৌকার মাচান ॥ [চাঁড়<চাঙ্গর (<চাঙ্গ, চঙ্গ)]।

চ'াতরি=[খু]—বি. মাটির ছোট প্রদীপ ॥ চ'াতরিডা যালা।

চ'াতর্‌=[খু]—বি. ধানের বীজতলা ॥ চ'াতরে পাতা ভাল হলো না ॥ [< চত্বর সং]।

চ'াতর্‌ নাশা=[খু] —ক্রি. বিছাইয়া রাখা ॥ [<ছতর<ছত্র+নাশ+আ প্র.]।

চ'াতল্‌=[সি]—বি. ধান মাড়াইবার স্থান ॥ [দেখ চ'াতর্‌]।

চ'াতা=[কুম]—বি. গায়ের ময়লা ॥ গায়ে চ'াতা বরা। [<ছাতা (<ছত্রক)]।

চ'াতান্‌=[খু]—বি. উঁচু জায়গা ॥ [দেখ চ'াতল্‌]।

চ'াতাল্‌=[পা]—বি. ছাদ, উপরের বেড়া, বাঁশ ও চাটাইর তৈরী ভিতরকার ছাদ ॥ টিনের্‌ ঘরে চ'াতাল্‌ না দিলে বড় গরম্‌ লাগে। [দেখ চ'াতর্‌]।

২=[পা]—বি. ছাপড়া ঘর ॥ চ'াতাল্‌ ঘরে কোন রহমে থাহি আর্‌কি।

চ'াতুইন্‌ মাস্‌=[কুম]—বি. লাডি মাছ, টাকিমাছ ॥ চ'াতুইন্‌ মাসের্‌ বত্তা বালা। [<ছাতিয়ন<সাতবান<সপ্ত-বর্ণ+মাছ]।

চ'াতুরালি=[ঢা]—বি. চালাকী ॥ আমার্‌ লগে চ'াতুরালি নিহি? [<চতুর +আলি প্র.]।

চ'াতুরি চ'তুরি=[কুম]—বি.চালাকী ॥ আমার্‌ চ'াতুরি চ'তুরি আমি কি বুঝি না ? [<চতুরি ; অতিশয্যে শব্দদ্বিত্ব]।

চ'াতোল্‌=[খু]—বি. শুকপ্রায় জলাশয় ॥ ই চ'াতোলে ইবার্‌ মাস্‌ নাই। [দেখ চ'াতল্‌]।

চ'াতুরা=[খু]—বি. ধানের নীচু জমি ॥ আমার্‌ যমির্‌ পাশে একটা চ'াতুরা আসে। [দেখ চ'াতর্‌+আ প্র.]।

চ'াথাল্‌=[কুম]—বি. প্রাঙ্গন ॥ চ'াথালে দান্‌ হুকা দিসে। [দেখ চ'াতাল্‌]।

চ'াথি=[কুম]—বি. চাবি ॥ চ'াথি দিয়া কোট্রেমেন খোল্‌। [দেখ চ'াপি]।

চ'াদাই ইলিং=[পা]—বি. পাগলের প্রলাপ ॥ এই চ'াদাই ইলিং শুনে কে ? [অনু.]।

চ'াদার্‌ গাস্‌=[পা]—বি. আগাছা বিশেষ ॥ চ'াদার্‌ গাসে অশুদ্‌ হয়্‌। [< চাঁদর গাছ]।

চ'াদি=[পা]—বি. রূপা ॥ [< চাঁদি]।

চ'াদের্‌=[বা]—বি. চাদর ॥ চ'াদের্‌ হানের্‌ দাম্‌ কত ?

চ'াদোশা=[পা]—বি. ঘরের বেড়ার উপরের ফাঁক ॥

চ'াদ্‌দৈর্‌=[ঢা]—বি. চাদর ॥ যাবের্‌ মৈদ্যে চ'াদ্‌দৈর্‌ গতুর দে। [দেখ চ'াউদ্‌দুর্‌]।

চ'াদ্‌দরি=[ম]—বিণ. চাদরের মত পাতলা ॥ চ'াদ্‌দরি টিনের্‌ ঘর্‌। [দেখ চ'াউদ্‌দুর্‌+ই প্র.]।

চ'াদ্‌দের্‌ ঠেকা=[ম]—বি. বিশেষ প্রয়োজন ॥ আমার্‌ বারি যাওয়ার্‌ এমন্‌ চ'াদ্‌দের্‌ ঠেকা নাই। [<চাদ্দ< শ্রাদ্ধ+এর (বিভক্তি) +ঠেকা]।

চ'াদ্‌রা=[কুম]—বিণ. মোটা ॥ লোক্‌টা খুব্‌ চ'াদ্‌রা।

চ'াদ্‌রামো=[খু]—বি. মানুষকে অবজ্ঞা করার মনোভাব ॥ নতুন্‌ পয়শা হওয়ায়্‌ তার্‌ চ'াদ্‌রামোর্‌ আর্‌ সিমা নাই। [দেখ চ'াদ্‌রা+মো প্র.]।

চ'ানা=[ম]—বি. পাঁজা ॥ অতো বর খেরের্‌ চ'ানাডা পুর্‌যা গেল্‌।

চ'ানান্‌=[ফ]—ক্রি. পোষান, বরকত হওয়া, সংকুলান হওয়া ॥ এ বসর্‌ আউশ্‌ দানে বালা চ'ানায়্‌ নাই।

চ'ানি=[কুম]—বি. টাকা দিয়া জমি চাষ করানো ॥ তর্‌ বেতুটা চ'ানি দিয়া দে। [<চাষানি<চাষ+নি প্র.]।

চ'ানুম্‌=[ব]—বি. তাল ॥ এ শময়্‌ কি চ'ানুম্‌ পাওয়া যায়্‌।

চ'ান্‌=[য]—বি. বাঁধ দিয়া মাছ ধরার বাঁশের তৈরী জিনিস ॥

২=[ফ]—বি. উন্নতি, বরকত ॥ আয়ে চ'ান্‌ নাই। [দেখ চ'ান্‌৩ ; অর্থ প্র.]।

৩=[ফ]—বি. চাঁদ ॥ ইদের্‌ চ'ান্‌ উট্‌সে। [<চাঁদ<চান্দ<চন্দ্র]।

৪=[ম]—বি. তরকারী ॥ মাসের্‌ চ'ান্‌ দিয়া বাত্‌ খাইসি। [<ছালন<সালন হিং]।

৫=[য, ফ]—বি. <স্নান ॥ চ'ানডা কৈরা আশি।

চ'ান্‌ইয়ানি=[সি]—বি.চাউল হইতে ধান পৃথক্‌ করণ ॥ তোমার্‌ চাউল্‌ চ'ান্‌ইয়ানি অয়্‌ নাই। [<ছান<ছানা (<সান্‌না হিং)+ইয়া+নি প্র.]।

চ'ান্‌ওয়া=[ফ]—বি. চাঁদা মাছ ॥ চ'ান্‌ওয়ার্‌ মদ্যে হুদা কাডা বরা। [< চাঁদ+উয়া প্র.]।

চ'ান্‌কা=[পা]—বি. নৌকার তক্তার সংযুক্তস্থল ॥ পুরান্‌ নায়ে চ'ান্‌কা দিয়া পানি উঠে।

২=[ফ]—বি. কোনও কিছুতে দাগ কাটার যন্ত্র বিশেষ ॥

৩=[ব]—বি.রসহীন ভূমি, অনুর্বর ক্ষেত্র ॥ চ'ান্‌কা ভূমিতে শস্য ভালা হয়্‌ না। [দেখ চ'ান্‌কান্‌]।

চ'ান্‌কান্‌=[কু]—ক্রি. ঝড়া বা শুষ্ক হওয়া ॥ গুড় চ'ান্‌কিয়ে গেল্‌ শুধু বালের্‌ যন্য। [তুঃ চনক্‌না হিং]।

চ'ান্‌খাট্‌=[সি]—বিণ. চেপটা ॥ এমন্‌ চ'ান্‌খাট্‌ মানুশ্‌ আমি দেহি নাই।

চ'ান্‌গন্‌না=[কুম]—বি. চন্দ্রগ্রহণ ॥ আইয্‌ রাইতে চ'ান্‌গন্‌না লাগ্‌ব। [< চান্‌গয়া (<চন্দ্র গ্রহণ)]।

চ'ান্চ'=[খু]—বি. ভাব, হাবভাব ॥ তার্ চ'ান্চ' ভালা না।

চ'ান্চ'রা=[সি]—বি, চামচিকা, বাদুরের শ্রেণী বিশেষ ॥ [<চাম্চড়া (<চর্মচটিকা সং)]।

চ'ান্চ'ারা=[চা]—বি. ছোট বাদুর ॥ শন্দার্ শময় চ'ান্চ'ারা উরে। [দেখ চ'ান্চ'রা]।

চ'ান্দর্=[সি]—বি. ঘরের চালার এক কিনারের অংশ ॥ তুফানে চ'ান্দর্ পরি গেসে। [<চন্দ্র ; অর্থ প্র.]।

২=[ম, কুম, সি, ম]—বি. ঘরের দুই পার্শ্ব এবং পশ্চাৎদিকের সন্নিকটস্থ স্থান ॥ চ'ান্দরে একটা লেবু গাস্ ঐসে।

৩=[কুম]—বি. ঘরের চওড়া দিকের বেড়া ॥

চ'ান্দর্ঠারে=[সি]—ক্রি. বিণ. আন্দাজে ॥ চ'ান্দর্ঠারে কথা কওনি ?

চ'ান্দশি লাগা=[য]—ক্রি. মাথা ঘুরা, মূর্চ্ছা যাওয়া ॥ সেলেটা চ'ান্দশি লেগে পড়ে গেসে। [<চান (<চন্দ্র) +দোষ+ই প্র.+লাগা ; গ্রাম্য সংস্কারে চন্দ্রপ্রভাবে মস্তিষ্ক ঘূর্ণন]।

চ'ান্দা=[বা]—বি. ঘরের বাহিরের পার্শ্বভাগ ॥ শে চ'ান্দায় দারাইয়া আসে। [দেখ চ'ান্দর্]।

২=[চা]—বি. হুঁশ, জ্ঞান ॥ তর্ চ'ান্দা নাই।

৩=[কুম]—বি. <চাঁদা ॥

৪=[চা]—বি. মাছমারা চাইয়ের দুই পাশের বেড় ॥

৫=[ম, চট্ট]—বি. সামিয়ানা ছাতা ॥ চ'ান্দা টানাইসে ওয়ায় ঐবো। [দেখ চ'াউন্দা₂]।

৬=[সি]—বিণ. বেশ, ভাল ॥ [দেখ চ'ান্দা]।

৭=[ব]—বিণ. বেকুফ ॥ চ'ান্দাডা কিসু বোঝে না।

চ'ান্দার্=[চা]—বি. দোচালা ঘরের পাশের দিক ॥ চ'ান্দারের্ বেরাডা তিন্ কোনাইচ্'। [দেখ চ'ান্দর্₃]।

২=[ব]—বি. পাঁজর ॥ চ'ান্দারে এক্ গুঁতো দিয়ে ঠিক্ করে দিব।

৩=[ব]—বি. চত্বর ॥ চ'ান্দারে লাঙল্টা রাখ্বে।

চ'ান্দালি=[কুম]—বি. মুখের আবরণ ॥ শামুকের চ'ান্দালি আসে।

চ'ান্দি=[কুম.]—বি. নখ ॥ চ'ান্দির্ বিত্রে ময়লা।

২=[কুম]—বি. চালুনি।

৩=[কু]—বি. 'গাদি' নামক খেলার ঘরের মধ্যের গর্ত ॥ খেলার শময় যেন্ চ'ান্দির ভিতর্ পা না পড়ে।

৪=[চা]—বি. রূপা ॥ চ'ানদি দিয়া হার্ বানাইমু।

চ'ান্দিনা=[ম]—বি. চন্দ্রাতপ, শামিয়ানা ॥ চ'ান্দিনাটা টানাও যাত্রা ঐব। [দেখ চ'াউন্দা₁]।

চ'ান্দুয়া=[ম]—বি. চাঁদোয়া ॥ চ'ান্দুয়া টানাও। [দেখ চ'াউন্দা₂]।

চ'ান্দে=[খু]—অব্য. বিরক্তিবোধক ॥ দূর চ'ান্দে কাযের্ শুবিধা পাই না। [দেখ চ'ান্দা₂]।

চ'ান্ দেওয়া=[পা]—ক্রি. সন্দেহের উদয় হওয়া ॥

চ'ান্দৈর্=[বা]—বি. মাটির ফাটল, নদীর ভাঙ্গা পাড়ের মাটি ॥

চ'ান্দোর্=[চা]—বি. ঘরের কোণ ॥ হাইন্যাবেলা চ'ান্দোরে খারৈস্ না। [দেখ চ'ান্দর্]।

চ'ান্দো=[পা]—বি. ঘরের পাশ ॥ [দেখ চ'ান্দর্₁]।

চ'ান্ ধরা=[য]—ক্রি. বুদ্ধি পরীক্ষা করা ॥ ও চ'ান্ ধরে ক্যা তাই আমি এই কায্ করেসি। [<চান (<চন্দ্র) +ধরা ; অর্থ প্র.]।

চ'ান্নারি=[সি]—বি. দলা, চাক্কা ॥ বাতের্ চ'ান্নারি বাংগি দেও। [দেখ চ'াং₆]।

চ'ান্নি=[ম, কুম]—বি. জ্যোৎস্না ॥ চ'াননি রাইত্। [<চাঁদনী হিং]।

২=[চট্ট]—বি. চাঁদোয়া, শামিয়ানা ॥ [দেখ চ'াউন্দা₁]।

চ'ান্নি উয়্বালা=[ম]—বি. ধনে জনে পরিপূর্ণ সংসার ॥ তার্ অহন্ চ'ান্নি উয়্বালা। [দেখ চ'ান্নি+উজ্জ্বল+আ প্র. ; অর্থ প্র.]।

চ'ান্নিপত্তার্=[চট্ট]—বি. চাঁদের আলো ॥ চ'ান্নিপত্তার্ ঐলে মাগ্ চাইতাম্ যাইম্। [দেখ চ'ান্নি+পত্তার (?)=আলো]।

চ'ান্নিপর্=[সি]—বিণ. চাঁদনী ॥ চ'ান্নিপর্ রাইত্। [দেখ চ'ান্নি+পত্তর<প্রসর]।

চ'ান্নিপাট্=[কুম]—বি. নৌকার আগা ও পাছার তক্তা ॥ [দেখ চ'ন্ডি পাট্]।

চ'ান্নিমার্ পর্=[ম]—বি. চাঁদের কিরণ ॥ চ'ান্নিমার্ পর্ থাক্লে চ'লতে কশ্ট অয় না। [<চন্দ্রিমা+র (সম্বন্ধে) +পর (দেখ চ'ান্নি পর্)]।

চ'ান্পরা=[কুম]—বি. আঁশবিহীন একপ্রকার মাছ ॥

চ'ান্সে=[খু]—বি. ঘরের চালের নীচের স্থান ॥ চ'ান্সের্ তলে উঠানে কাদা হয়্সে। [<চাল+সে প্র.]।

চ'াপট্=[পা]—বি. থাপ্পড় ॥ চ'াপট্ না দিলে তুই ঠিক্ হবি না। [<চাপড় <চর্পট সং]।

২=[বা]—বি. নৌকার তালি ॥ নাও গাত্ চ'াপট্ মার্তে হবে।

চ'াপর্=[কুম]—বি. চাপড় ॥ [দেখ চ'াপট্]।

চ'াপা=[য,ম]—বি. চোয়াল ॥ চ'র্ মাইরা চ'াপা বাইংগা দিমু। [<চাপ্পা <চাপটা, চেপটা (চিপিট সং) ; তুং চোপা কিংবা<চাবা<√চর্ব সং]।

২=[ম, চা]—বি. বড় গলা, চোপা ॥ বেশি চ'াপা করিস্ না। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বি. ধান বিশেষ ॥ এইবার্ চ'াপা বালা অয় নাই।

৪=[বা]—বি. যাঁতা ॥ [<চাপ <চপ্ (চূর্ণীকরণে, পেষণে) + আ প্র.]।

চ'াপাটি=[চা]—বি. রুটি ॥ রাইতে

আম্‌রা চাঁপাটি খাই। [<চর্পটী সং]।

২=[চা]—বি. মাংস কাটিবার কুড়াল॥

চাঁপান্=[খু]—বি. দফা, বার॥ কয় চাঁপান্ ভাত্ নামান্ হল। [<চাপ্ (ভার)+আন প্র.]।

চাঁপামাড়ি=[চা]—ক্রি. বিণ. মাটি চাপা॥ মরাডারে চাঁপামাড়ি দে। [< চাপ (√চাপ্) +আ প্র.; মাটি (< মৃত্তিকা)]।

চাঁপা লাগা=[চট]—ক্রি. বৃষ্টির ফলে ক্ষেতের বীজ মাটি চাপা পড়া॥ [দেখ চাঁপা মাড়ি]।

চাঁপি=[খু, ম]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ॥ [চাপ (√চাপ্)+ই প্র.]।

২=[সি]—ক্রি. বিণ. চাপ দিয়া॥ লোকটা আমারে চাঁপি দর্‌সে। [চাপি =চাপিয়া√চাপ্]।

৩=[পা]—বি. কথার প্যাঁচ॥ তার্ যা চাঁপি, তার্ লাখে কথা বলাই দায়। [দেখ চাঁপা]।

৪=[কুম, পা]—বি. কাঁঠালের চিপটা কোষ॥ বালা কাডলের চাঁপিও খাওয়া যায়। [<চাপ (দেখ চাঁপা)+ ই প্র.]।

৫=[পা]—বি. উদাম॥ সেলেটার্ খুব চাঁপি আসে।

চাঁপিলা=[ম]—বি. কাঁঠালের বীচিহীন কোষ॥ কাডলের চাঁপিলা খাইতে বালা। [দেখ চাঁপি+লা প্র.]।

৬=[কুম]—বি. মাছ বিশেষ॥

৭=[সি]—বি. স্ত্রীযোনি॥ [চাপ +ইলা প্র.; মূল অর্থ চেপটা]।

চাঁপিল্=[চা]—বিণ. ছোট, সরু॥ কাপর্‌ডা চাঁপিল্ ঐগে। [<চাপ+ ইল প্র.]।

চাঁপ্‌ইল্=[চট]—বি. চারি (খেলিবার সময় ব্যবহৃত॥ [<চাবইল<চায়ইর <চাইর<চারি]।

চাঁপুর্ চুঁপুর্=[খু ম]—ক্রি. বিণ. শব্দ, চপচপ॥ বিড়াল্টা চাঁপুর্ চুঁপুর্ করি দুধ খায়। [অনু.]।

চাঁপুর্নি=[সি]—বি. টিপট, চায়ের কেটলি॥ চাঁপুর্‌নিত্ চা ডাল্। [চা+পচ্ (পাক করা)+নি প্র. তুঃ চায়পুচী হিং]।

চাঁপ্=[খু, পা, ম]—বি. ঢেলা, মাটির বড় খণ্ড॥ চাঁপ্টি ভাংগি গেসে। [<চাঁপ হিং; অর্থ প্র.]।

২=[ম]—বি. নদীর পাড়॥ চাঁপের্ উপরে বৈস।

চাঁপ্টা=[কুম]—বি. চামড়া॥ চাঁপ্টা উইট্যা গেসে। [<চাবড়া<চামড়া (<চর্ম+ড়া)]।

চাঁপ্‌টি পিডা=[চা. কুম]—বি. চাউলের গুঁড়ির তৈরী মচমচে পিঠা॥ [দেখ চাঁপাটি]।

চাঁপ্‌টি লাগা=[চা]—ক্রি. কাপড়ে কোন ময়লা চেপটা হইয়া লাগা॥ [দেখ চাঁপ্ +টি+লাগা]।

চাঁপ্‌ডি পিডা=[চা]—বিণ. ক্ষুদের তৈরী পিঠা বিশেষ॥ চাঁপ্‌ডি পিডা খাইতে বালা। [দেখ চাঁপ্‌টি পিডা]।

চাঁপ্‌ডে=[কুম]—ক্রি. বিণ. সম্পূর্ণ, বাদ না দিয়া॥ পাওডা চাঁপ্‌ডে খাওয়াইমু। [<সাপটিয়া<সাপট(< সাপাবট্ট<সর্পাবর্ত্ত সং)+ইয়া প্র.]।

চাঁপ্‌ড়া=[খু]—বি চাপড়া, চ্যাপ্টা খণ্ড॥ ভিয়া পাথে শুক্‌না মাটিতে হাহিলে চাপ্‌ড়া উঠে। [দেখ চাঁপ্‌টা]।

২=[পা]—বি. পুরু পিঠা বিশেষ॥ [দেখ চাঁপ্ +ড়া প্র.]।

৩=[পা]—বি. মাটির ছোট চাপ॥ এক্ চাপ্‌ড়া মাটি আন্। [দেখ চাঁপ্‌ড়া]।

চাঁপ্‌নি=[পা]—বি. বড় পাত্র হইতে ছোট পাত্রে ভাত উঠাইবার হাতা॥ [<ছাপ্‌নি<ছাব্ (<ছাবা=একত্র করা< ছাবন<ছবান<সবর্ণ সং)+ নি প্র.]।

চাঁপ্‌পান্=[চা]—বি. দেওয়াল ভাঙ্গা টুকরা বা মাটির বড় চাকা॥

চাঁপ্‌মাটি=[সি]—ক্রি. বিণ. মাটি চাপা॥ লাশ্টা চাঁপ্‌মাটি দিয়া রাখি দিসিল্। [দেখ চাঁপামাড়ি]।

চাঁপ্‌রা=[পা]—বি. চাপাতি॥ কয়ডা চাঁপ্‌রা বানাও। [দেখ চাঁপাটি]

চাঁপ্‌লা=[চা. ক]—বি. তালি॥ এই নাওডাত্ অহনও চাঁপ্‌লা লাগে।

চাঁপ্‌লাইশ্=[কুম]—বি. এক প্রকার আমন ধান॥

চাঁপ্‌শি=[ম]—বি. অযথা আলাপ॥ চাঁপ্‌শি বন্দ কর্।

চাঁফি=[ফ]—বি. গরম পাতিল চুলা হইতে নামাইবার জন্য ব্যবহৃত ন্যাকড়া॥ [শাফী شافی আঃ]।

চাঁবল্=[নো]—বি. মুষ্টি॥ এক্ চাঁবল্ চাঁইল্ দে। [=খাবল, খাবলা]।

চাঁবা=[ম, কুম ফ]—বি. চর্বিত খাদ্য বস্তু॥ মুহের্ চাঁবা ফালাও। [<চাবা(<চাবান<চর্বণ সং)]।

২=[কু]—বি. কোদাল পরিমাণ॥ কয় চাঁবা মাটি কাট্‌লা? [দেখ চাঁপ্ +আ প্র.]।

৩=[সি]—বি.মাড়ি॥ [দেখ চাঁপা]।

চাঁবাইয়া বুঝা=[ম]—ক্রি. অনেকক্ষণ ধরিয়া চিন্তা করিয়া এবং বার বার জিজ্ঞাসা করিয়া বোঝা॥ [দেখ চাঁবা +ইয়া প্র.+বোঝা (<বুঝ্<বুধ)]।

চাঁবাইল=[খু]—বি. <চোয়াল॥ এক্ চড়ে চাঁবাইল্ ভাংবো। [চাবালি <চাবা<চর্ব সং+আলি প্র.]।

চাঁবাকরি=[চট]—বি আউশ ধান বিশেষ॥

চাঁবাগেলা=[য]—বিণ. অস্পষ্ট॥ চাঁবাগেলা কথা বুঝা যায় না। [দেখ চাঁবা +গেলা]।

চাঁবানি=[পা]—বি. মাছ ধরার পলো॥ [দেখ চাঁপ্‌নি]।

চাঁবানো=[ম]—ক্রি. চর্বণ করা॥ [দেখ চাঁবা+নো প্র.; সাধু চিবানো]।

২=[ম, চট]—ক্রি. অতিরিক্ত ব্যাথা করা॥ আমার্ পা চাঁবায়। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

চাঁবাল্=[খু]—বি. <চোয়াল॥ [দেই চাঁবাইল্]।

চাঁবি=[ম]—বি. পলোর মত মাছ

ধরার যন্ত্র বিশেষ ॥ [দেখ চ'াপি]।

চ'াবিচু'বি=[ম]—বি. সামান্য খাওয়া ॥ চ'াবিচু'বি খাইয়া রাইত্টা কাডাও। [দেখ চ'াবা +ই (তুচ্ছার্থে) +চুবি অনুঃ]।

২=[চা]—বি. ভাজাপোড়া দ্রব্য॥ বাদ্লা দিনে চ'াবিচু'বি খাইতে বালা লাগে।

চ'াবু=[নো]—বি. খেলার সাথী ॥ [সাব (<সাহিব صاحب আঃ = সাথী) + উ প্র.]।

২=[নো]—বি. সুপারী কাটার যন্ত্র ॥

চ'াবু দানা=[নো]—বি. সাগু দানা ॥ [<সাগু (<sagu পোর্তু.)+দানহ্ دانه ফা.]।

চ'াব্ড়া=[নো]—বি. একচালা ঘর॥ [<চাপ্ড়া<চাপ্পর হিং]।

২=[খু, ম]—বি. বড় চিংড়ী মাছ ॥

চ'াব্দারি=[চা]—বিণ. ঘন দাড়ি ॥ [<চাপ (<চাপ হিং=ঠাসা, গাদা) + দাড়ি < দাঢ়িকা প্রাং < দংষ্ট্রিকা সং]।

চ'াব্ দেওয়া=[চা]—ক্রি. বৈঠা দ্বারা টান দেওয়া ॥ যোরে চ'াব্ দেও। [< চাপ+দেওয়া]।

চ'াব্বুল চু'ব্বুল=[কুম]—ক্রি. বিণ. টাপুর টুপুর॥ চ'াব্বুল্ চু'ব্বুল্ পানি পবে। [অনু.]।

চ'াব্বুয়া=[সি]—বি. চোয়াল ॥ [<চাপ (<দেখ চ'াপা)+উয়া প্র.]।

চ'াব্রানো=[খু]—ক্রি.জলের ভিতরে হাত দিয়া কিছু খোঁজা ॥ চ'াব্রাইয়া মাস্ ধরা যায়্। [<চাপড়ানো ; তুং হাতড়ানো]।

চ'াব্রা লাগা=[ম]—ক্রি. ছাপ বা দাগ লাগা ॥ [দেখ চ'াপ্ড়া +লাগা]।

চ'াব্লা=[ম]—বি. মাটির চাপ ॥ নদির্ চ'াব্লা ভাংসে। [দেখ চ'াপ্ড়া৩]।

চ'াব্লানো=[বা]—ক্রি.জাবর কাটা ॥ গরু চ'াব্লাইতাসে। [<চাব্(<চাবান) +ল+আনো প্র.]।

চ'াব্লায়য়া=[গ]—বিণ. যে বাজে কথা বলে॥ [চাবলা (দেখ চ'াব্লানো) +ইয়্যা প্র.]।

চ'াম্মা=[নো]—বি. ছায়া ॥ [<ছামা< <ছায়া সং ; তুং ছাঁও হিং]।

চ'াম্মাইরা=[কম]—বিণ.বদমেজাজী ॥ চ'াম্মাইরা বেডা। [দেখ চ'াম্মার্+ইয়া প্র.]।

চ'াম্মার=[কুম]—বিণ. কৃপণ ॥ [< চম্মআর<চর্মকার ; অর্থ প্র.]।

চ'ামি=[সি]—বি. ছনের ছাউনি ॥ [<চামি<ছাদনী]।

২=[সি]—বি. জলের উপর ভাসমান জঞ্জালের স্তর ॥

চ'াম্বুয়া=[বা]—বিণ. যাহা চামড়ার সহিত লাগিয়া থাকে ॥ তার্ গায়ে চ'াম্বুয়া উকুন্ ঐসে। [<চম (<চর্ম) +উয়া প্র.]।

চ'াম্বুর=[পা]—বিণ. শুষ্ক প্রায় ॥ তার্ গা চ'াম্বুর্ ধরেসে। [দেখ চ'াম্১ + উর প্র.]।

২=[ম]—বিণ. সুন্দর ॥ চাব্ড়া দেখ্তে খুব্ চ'াম্বুর্।

চ'াম্=[কুম,সি]—বি. খেলার সাথী ॥

২=[চা,পা]—বি.চামড়া ॥ সে চ'ামের্ ব্যাব্শা করে। [<চম্ম<চর্ম সং]।

৩=[সি]—বি. কীট বিশেষ ॥

চ'াম্ আটুল=[খু]—বিণ. নাছোড় বান্দা ॥ [দেখ চ'াম্ +আটুলী, আটাল =এঁটুল< আঁটা +ল প্র. ; কীট বিশেষ ; অর্থ প্র.]।

চ'াম্ উকুন=[সি]—বি. যে উকুন চামড়ায় হয়॥ [দেখ চ'াম্+উৎকুন সং]।

চ'াম্চ'রা,চ'াম্চ'ারা=[সি,বা, চা]— বি. চামচিকা ॥ [দেখ চ'ানুচ'র্যা]।

চ'াম্চি'র্কা,চ'াম্চি'র্লা=[চট্ট]— বি. চামচিকা ॥ [দেখ চ'ানুচ'রা]।

চ'াম্টা=[পা, খু]—বিণ. অনুর্বর, পতিত ॥ [<চাম(<চর্ম)+টা প্র.]।

২=[খু]—বিণ. আঠাল ॥ [< চিমটা]।

চ'াম্টি=[ফ]—বিণ. শুকনা, কৃপণ ॥ লোক্টা বড় চ'াম্টি। [<চাম(চর্ম)+ টি ; অর্থ প্র.]।

২=[পা]—বি. দুধের সর, মালাই ॥

চ'াম্টে=[ম,খু]—বিণ.খারাপ, শুকনা ॥ তোমার্ কাপড়্ পাইক্যা চ'াম্টে গন্দ আশে। [<চাম (চর্ম)+টে প্র.]।

চ'াম্ড়ি=[ম]—বিণ. অর্ধসিদ্ধ॥ চ'াম্ড়ি মাস্ খাওয়া যায়্ না। [<চামড়া (< চর্ম +ড়া) +ই প্র.]।

২=[খু]—বিণ. অর্ধশুষ্ক ॥ [পূর্বে দেখ]।

৩=[চট্ট]—বি. কাঁচা ঘাস সহ মাটির চাপড়া ॥ [<চাপড়া +ই]।

চ'াম্দল=[পা]—বি. একপ্রকার মেঠো ঘাস ॥

চ'াম্দাল=[পা]—বি. বসন্ত রোগ ॥ চ'াম্দাল্ হলে বাচ'া খুব্ শক্ত। [< চাম (<চর্ম)+দাল<দালী প্রাং< দল সং ; স্ফোটাৰ্থে]।

চ'াম্পাতলা=[সি]—বিণ. পাতলা খোসা যুক্ত ॥ চ'াম্পাতলা আমে খুব রস্। [চাম (চর্ম)+পাত (<পত্র)+ লা প্র.]।

চ'াম্বশ=[ম]—বি. তরকারী ॥

চ'াম্রা=[চট্ট]—বি. চাঁপা ফুল ॥ [<চাম্পা<চম্পক]।

চ'াম্সান=[চট্ট]—বি. এক প্রকার নৌকা ॥ [<সাম্পান]।

চ'াম্সুয়া বাঁদর=[চট্ট]—বি. চামচিকা ॥ [<চাম (চর্ম)+উয়া প্র.+ বান্দর<বানর সং]।

চ'াম্রা=[সি]—বি. পায়ের তলার রোগ বিশেষ ॥ [চাম (চর্ম)+মরা]।

চ'াম্রা বারি=[চা]—বিণ. আলসে॥ [চামড়া+ভারী]।

চ'াম্লাইশ=[চট্ট]—বি. সরু আমন ধান বিশেষ ॥

চ'াম্ শিংগাল=[সি]—বিণ. লম্বা শিং বিশিষ্ট ॥ [<চাম (পাতলা)+ শিং+আল প্র.]।

চ'াম্রাখ্যাত=[কুম]—বি. <চষা ক্ষেত ॥ চ'াম্রাখ্যাত্ দিয়া হাটা যায় না।

চ'াম্রাক্ক=[চট্ট]—বি. লাশ বহিবার

খাট ॥ ইতার্ চ'য়ারা ভাঁরি শেসে। [<চাজারা (<চাজ, চজ+রা প্র.)]।

চ'য়ু$_৪$=[খু]—বি. <চাকু ॥ চ'য়ু দি আম্ কাট্তি ভালা। [দেখ চ'য়ু$_১$]।

২=[নো]—বি. সুপারী কাটার বাঁতি ॥ চ'য়ু দিয়া গুয়া কাড়্গো বুয়া। [<চাকু<চাক্ چاقو তু. ; অর্থ প্র.]।

চ'রই=[ফ]—বি. নৌকার গলুই সংলগ্ন তক্তা ॥

চ'রড়=[চট্ট]—বি. বাঁশের মাচান ॥ [দেখ চ'রই]।

চ'রা=[ন, সি, কুম, ফ]—বি. মেটে জিনিস বা হাঁড়ি পাতিলের ভগ্নাংশ ॥ [<চাড়া, চাড়ি<চাটি]।

২=[বা]—বি. মাটির সহিত চাউলের কুঁড়া ইত্যাদি মিশাইয়া গোলাকার মাছের টোপ ॥ [<চারা হিং]।

৩=[সি, বা, পা]—বি. অবস্থা, সামর্থ্য, উপায় ॥ [<চারহ্ چاره ফা.]।

৪=[কু, কুম, পা]—বি. ছেলেদের খেলার মাপ বিশেষ ॥ চ'রা ঐসে আবার্ মার্। [<চার+আ প্র.]।

৫=[কুম, সি]—বি. ছোট ভূমিখণ্ড ॥ চ'রা তনে এক্টা মুলা আন্।

৬=[ম, চা, পা]—বি. নখ ॥ আং-গুলের্ চ'রা দাত্ দিয়া কাট্তে নাই। [দেখ চ'ড়া$_১$]।

৭=[পা]—বি. নৌকার দৈর্ঘ্য ॥ নৌকা-টার্ চ'রা বেশি হবে।

৮=[নো, কুম]—বি. দাঁতের মাড়ি ॥ বুয়া বেডার্ চ'রা নরম্।

৯=[সি]—বি. পুং শুকর ॥ চ'রার্ পাল্লা থাকি বাচ্'বার্ চ'রা নাই।

চ'রা অসারা=[নো]—বি. ভালমন্দ ॥ আইয়্ কাইল্ বিয়া শাদিত্ মাইনুশে চ'রা অসারা বাসে না। [<সার+আ প্র. ; অসার+আ প্র.]।

চ'রাইলা=[ম]—বি. লজ্জাহীন ॥ অত চ'রাইলা ঐস কবে থিকা। [<চাঁড়াল (<চণ্ডাল)+ইয়া প্র.]।

চ'রাইল্লা=[কুম]—বি. জেলে ॥ চ'রাইল্লারা খুব্ সাহসি। [দেখ চ'রাইলা ; অর্থ প্র.]।

চ'রাইল্যা পিপ্ড়া=[চা]— বি. একপ্রকার কাল পিঁপড়া ॥ চ'রাইল্যা পিপ্ড়ার্ কামরে বিশ্ নাই। [দেখ চ'রা-ইলা+পিপড়া (<পিপীলিকা সং)]

চ'রাট্=[চা]—বি. নৌকায় বসিবার আসন ॥ চ'রাট্খানা বাংগা। [দেখ চ'রট্]।

চ'রানি=[ম]—বি. ভাগে রাখিতে দেওয়া ॥ সাগল্ডা চ'রানি দিলাম্। [<চরান+ই প্র.]।

চ'রা বাংগা=[ম]—বিণ. ছিন্ন বিচ্ছিন্ন ॥ সংসার্ডা এক্কেরে চ'রা বাংগা ঐয়া গেল্। [<ছাড়া<ছেঁড়া (<ছিন্ন)+ভাংগা<ভাঙ্গা]।

চ'রাবাক্=[গ]—ক্রি. বিণ. চরাই-বার ॥ গয় গুরুর্ চ'রাবাক্ বন্দ বায় খালে। [<চরা (<চরান)+বা+ক সম্বন্ধের বিভক্তি]।

চ'রাল্=[সি, কুম]—বি. চণ্ডাল ॥ চ'রালের্ লাহান্ কতা কস্ কিয়ারে? [<চাঁড়াল<চণ্ডাল সং]।

চ'রাল্গ্ত্তানি=[চা]—বি. বিশ্বকর্মা পূজা (অবজ্ঞার্থে) ॥ ল যাই চ'রাল্ গুতানি দেইক্যা আহিগা। [দেখ চ'রাল্+গুতানি]।

চ'রি=[কুম]—বি. কাঠের গামলা ॥ [<চাড়ি<চাটি]।

২=[পা]—বি. নাড়া ॥ বৈঠা দিয়া যোরে চ'রি দ্যাও। [<চাড়া<চাট (<চেষ্টা সং)+ই প্র.]।

৩=[ম]—বি. গরুকে ঘাস খাওয়াইবার পাত্র ॥ চ'রিতে পানি নাই, গরু গাশ্ খাইব কেম্নে? [দেখ চ'রি]।

চ'রি চ'পটে=[পা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ কাম্টা চ'রিচ'পটে শরে ফেল্। [<চারি+চপট(দেখ চ'পট্)+এ (বিভক্তি)]।

চ'রি মারা=[ম]—ক্রি. টক্কর দেওয়া ॥ কথার্ মদ্যে চ'রি মারিল্ ক্যান্? [দেখ চ'রি$_১$+মারা]।

চ'রু=[ব]—বি. অতি ক্ষুদ্র চারা ॥ [দেখ চ'রি ; উ প্র. ক্ষুদ্রার্থে]।

চ'রুয়া=[সি]—বিণ. রুক্ষ, নীরস ॥ লোক্টা বর চ'রুয়া। [< চণ্ড (<চণ্ড সং)+উয়া প্র.]।

চ'রো=[পা]—বি. চার (গুলিবাড়ি খেলার সংখ্যা) ॥ [চার+ও প্র.]।

২=[বা, খু, পা, ফ, ম]—বি. মাছ ধরিবার পাত্র বিশেষ ॥ চ'রো হাম্ পাতুতো।

চ'রোল্=[খু]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥ চ'রোলে মাস্ পালি?

চ'র্=[পা, ম]—বি. গরজ, ইচ্ছা প্রেরণা ॥ তার্ লেখা পরায় চ'র্ নাই ॥ [দেখ চ'রি]।

২=[ফ]—বি. সেতু, সাঁকো ॥ দর্নি না দিলে ক্যাম্নে চ'র্ পার্ ঐতাম্?

৩=[কুম, সি]—বি. মাচান ॥ লাউ গাস্ ভুন্দর্ ঐয়া চ'র উঠ্সে। [< চাঁঅড়<চাপ+ড়া প্র.]।

৪=[ব, সি]—বি. বাঁশের শক্ত চটি ॥ কবরে চ'র্ দিতে অয়। [দেখ চ'র্$_৩$]।

৫=[সি]—বি. ভাংগা বাসনের টুকরা ॥ [<চাড়]।

৬=[পা]—বি. একপ্রকার মাছ (প্রবাদ আছে যে ইহার চারিটি চোখ) ॥

৭=[পা]—বি. নৌকার পাটাতন ॥ [দেখ চ'র্$_৩$]।

৮=[পা]—বি. আখের রস জ্বাল দিয়া গুড় করিবার পাত্র ॥ তোগোরে কয়চ'র্ গুড় ঐল্? [দেখ চ'রি]।

৯=[ফ]—বি. কবর ॥

১০=[কুম]—বিণ. শক্ত ॥ তার্ কথা খুব্ চ'র্ শোনা যায়। [দেখ চ'রুয়া]।

চ'র্ওয়া=[ফ]—বি. মাছ ধরার ফাঁদ ॥

চ'র্ করা=[পা]—বি. ইচ্ছা করা ॥ সে চ'র্ না কর্লে আমি কি করি? [দেখ চ'র্ ; অর্থ প্র.]।

চ'র্খানা=[সি]—বি. চৌকা ছিটের কাপড় ॥ [<চার+খানা (<খণ্ড সং)]।

চ'র্‌গা=[কুম]—বিণ. চারিটা॥ চ'র্‌গা পয়্‌শা দে। [<চার+গা=টা]।

চ'র্‌গয়া=[চট্ট]—বিণ. চারিটি॥ চ'রিগুয়া ট্যাহা দ্যাও। [চার+গো অা =গুলা]।

চ'র্‌চু'র্=[সি]—বি. কঠিন আবরণ॥ [দেখ চ'ন্$_{১}$ +চুর্ অনুঃ]।

চ'র্‌নি=[সি]—বিণ. রুক্ষ, নীরস॥ চ'র্‌নি মেয়ে বিয়া কর‍্যা ঠেক্‌সি। [দেখ চ'র্$_{১০}$ +নি প্র. স্ত্রীলিঙ্গে]।

চ'র্‌য়া=[চট্ট]—বিণ. চারিটি॥ আঁকে চ'র্‌হুয়া ট্যাহা ধার্ দ্যাও। [দেখ চ'র্‌গুয়া]।

চ'লন্=[খু]—বি. ছিদ্রযুক্ত পাত্র॥ [দেখ চ'লৈন্]।

২=কুম]—বি. সিদ্ধ তরকারী॥ [< সালন হিং]।

চ'লনের্ পানি=[খু]—বিণ. চাল ধোয়া পানি॥ চ'লনের্ পানি গরুরে দ্যাও। [দেখ চ'ইল্‌লান্‌না পানি]।

চ'লম্=[কুম, নো, চট্ট]—বি তরকারী [দেখ চ'লন্$_{২}$]।

চ'লা=[খু, ফ, বা, য]—বি. মাছ থাকার গর্ত॥ চ'লার্ উপর্ খেও পর্‌সে, হেইয়ার্ লাইগ্যাই এত মাস্ উট্‌সে। [চালা=গর্ত]।

২=[পা]—বি. চালনি। গুরির্ চ'লাডা কৈ?

৩=[পা]—বি. পাড়, পার, উঁচুস্থান॥ পুকুরের্ দক্‌খিন্ চ'লায়্ গাছ্;

৪=[য]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ এক্‌টু চ'লা কর, শময়্ নাই। [< চাল (<চলন)+আ প্র.]।

৫=[চট্ট]—বি. অভ্যাস॥ এ কুচ'লা কডের্‌তাই শিখ্‌লি? [দেখ চ'লা$_{৪}$]।

চ'লাইক্‌কা=[চা]—বি. একটি ধানের নাম॥

চ'লাইয়া=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ আরে চ'লাইয়া যা। [দেখ চ'লা$_{৪}$ +ইয়া প্র.]।

চ'লাকি=[চা]—বি. একপ্রকার আউশ ধান॥ চ'লাকি দান্ বৈশাখ্ মাহে পাহে

চ'লাক্ কৈরা=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি করিয়া॥ চ'লাক্ কৈরা আয়্। [<চালাক چالاک ফা. + [করিয়া]।

চ'লা চ'ক্‌কর্=[সি]—বি. চালচলন॥ লোক্‌টার্ চ'লা চ'ক্কর্ বালা নায়্। [দেখ চ'লা$_{৪}$ +চক্র; অর্থ প্র.]।

চ'লা চ'ইল্যাম্=[য]—বি. প্রবঞ্চনা, প্রতারণা॥ বেশি চ'লা চ'ইল্যাম্ কৈর না। [দেখ চ'লা +চালি+ আম প্র.; অর্থ প্র.]।

চ'লাচ'লি=[পা]—বি. একপ্রকার খেলা॥ চ'লাচ'লিত্ মযা আগে। [<চানা(<চালনা)+চালি]।

চ'লানে পুঁষিতে গায়েব্=[য]—ক্রি. বিণ. সমস্ত নষ্ট॥ বেশি শাহশ্ কর্‌লে চ'লানে পুষিতে গায়েব্ ঐবো। [<চালান হিং+এ (বিভক্তি)+পুঁজি (<পুঞ্জ)+তে (বিভক্তি)+গাই'ব غائب আঃ]।

চ'লান্=[পা]—বি. টাকা পয়সা, ব্যবসায়ের মূলধন॥ বাই, আমার্ নায়ে কিছু চ'লান্ দ্যাও না [<চালান হিং]।

চ'লায়্=[ফ]—বি. বরকত, আয়॥ নতুন্ দানের্ চ'উলে চ'লায়্ কম্। [< চালা(<চালনা)+অ প্র.]।

চ'লি=[চা, কুম]—বি. দৌড়॥ চ'লি দিয়া যা। [দেখ চ'লা$_{৪}$ +ই প্র.]।

২=[কুম, ফ, খু, নো]—বি. নৌকা বা গরুর গাড়ীর পাটাতন॥ নৌকায়্ চ'লি দ্যাও। [<চাল+ই]।

৩=[কুম, য]—বি. বাঁশের ভেলা॥ চ'লিতে দুই শ বাশ্ আছে। [দেখ চ'লি$_{২}$; চালের ন্যায় বলিয়া]।

৪=[কুম, ফ]—বি. পানিতে ভিজান পাটের স্তুপ॥ [দেখ চ'লি$_{২}$]।

৫=[নো, চট্ট]—বি. মাছ ধরিবার বেড়া॥

৬=[নো]—বি. দাম, কুচরী পানা, [দেখ চ'লা$_{৬}$]।

চ'লি দেওয়া=[চা]—ক্রি. দৌড় দেওয়া॥ [দেখ চ'লি+দেওয়া]।

চ'লি পারা=[কুম, চা]—ক্রি. দৌড় দেওয়া॥ চ'লি পাইরা যা। [দেখ চ'লি+পাড়া]।

চ'লিম্=[চট্ট]—বিণ. পূর্ণ॥ [সালিম سالم আঃ]।

চ'লিশা=[চট্ট]—বি. চল্লিশ দিনের ফাতেহা॥ [<চালিশা<চল্লিশ+ আ প্র.]।

চ'লুন্=[পা]—বি. <চালনী॥ চা'লুন্ আন্ আটা চ'লি।

চ'লুন্ কাটা=[সি]—বি. মিষ্টি খাদ্য বিশেষ॥ দুগু চা'লুন্ কাটা খাইবার্ মনে কয়্। [দেখ চ'লুন্+কাটা]।

চ'লেন্=[কুম]—বি. চালনি॥ ফেনির্ তারের্ চ'লেন্ খুব্ বালা। [দেখ চ'লুন্]।

চ'লেপরি [য]—বিণ. পাশের ঘরের লোক॥ হেত আমার্ চ'লে পরি। [< চাল্ এ(বিভক্তি)<এর+পরি<পরশী পড়শী <প্রতিবেশী সং]।

চ'ল্যানি=[পা]—বিণ. চাউল ধোয়া পানি॥ [<চাল(চাউল)+ইয়া প্র. +পানি]।

চ'লৈন্=[চা]—বি. ছাঁক্‌নী॥ চ'লৈন্ দিয়া গুরি সাক্। [<চালুনি]।

চ'লোয়ানো=[খ]—ক্রি. পাকা পাকা ভাব হওয়া॥ বাঁশটা চ'লোয়েসে। [< চাউল+আনো প্র.; নামধাতু; অর্থ প্র.]।

চ'ল্‌উন্=[য]—বি. বাঁশের পাত্র॥ [দেখ চ'লুন্]।

চ'ল্‌কি=[য]—বি. উস্কানী॥ পরের্ চ'ল্‌কিতে মাম্‌লা কর্‌তে গেলা কেন্? [<চাল হিং+কি প্র.]।

চ'ল্‌কো=[খু]—বি. চাউলের ব্যবসায়॥ [<চাল(চাউল)+কো প্র.]।

চ'ল্ কোমর্=[চা]—বিণ. অপদার্থ॥ তুই এক্‌টা চ'ল্‌কোমর্। [< চাল(আচ্ছাদন)+কুমড়া (<কুষ্মাণ্ড)]।

চ'ল্ কোমরি=[কুম]—বি. চাল ছাওয়ার সময় খড় তুলিতে ব্যবহৃত লম্বা বাঁশ ॥ [<চাল (আচ্ছাদন) +কমর کمر ফা.+ই প্র.]।

চ'ল্ খরচ'=[খ]—বি. শ্রাদ্ধ ॥ তোর্ বাপের্ চ'ল্ খরচ্' কবে ? [<চাল (চাউল)+খরচ خرچ ফা.; অর্থ প্র.]।

চ'ল্গর্=[চা]—বি. যে সমস্ত দোকনদার নির্দিষ্ট স্থানে ঘর বাঁধিয়া বেচাকেনা করে না ॥ চ'ল্গর্ আইয়া আইয়্বাযার্ বৈয়া গেসে। [<চাল (< চালা=এক চালবিশিষ্ট কুড়ে)+ঘর]।

চ'লচি'ত্রি=[চট্ট]—বি. ঘরের চালে বিচরণকারী ডোরাকাটা সাপ ॥ [<চাল (আচ্ছাদন) +চিত্রিআ < চিত্রিকা]।

চ'ল্তা=[পা]—বিণ. পাতলা ॥ বাশের্ চ'ল্তা কোচ্'। [<চাল(< ছাল)+তা প্র. ; অর্থ প্র.]।

চ'ল্লা=[সি, স]—বি. ঘাস বিশেষ ॥ খেতে চাল্লা ঐসে নিরাও।

২=[কুম]—বি. মার্বেল খেলার চার (৪) ॥ [<চার+আ প্র.]

চ'ল্লাইতে চ'ল্লাইতে=[কুম]—ক্রি. বিণ. দৌড়াইতে দৌড়াইতে ॥ শে চ'ল্লাইতে চ'ল্লাইতে হাযির্ ঐসে। [দেখ চ'লা$_{৪}$ +ইতে প্র. ; অতিশয্যে শব্দদ্বিত্ব]।

চ'ল্লি=[চা]—বি. দৌড় ॥ এক্ চ'ল্লিতে বারি গেলাম্। [দেখ চ'লি$_{১}$]।

চ'ল্লে পানি=[খ]— বি. চাল ধোয়া পানি ॥ চ'ল্লে পানি ফালায়া দেও। [দেখ চ'ল্যানি]।

চ'ল্শা=[পা, কু]—বি. চল্লিশ বৎসর বয়সের জরা ॥ তাকে চ'ল্শা ধরেসে। [দেখ চ'লিশা]।

চ'ল্সে=[কুম]—ক্রি.বিণ.তাড়াতাড়ি॥ চ'ল্সে বাযারে যাও। [দেখ চ'লা$_{৪}$ +সে প্র.]।

চ'ল্হা=[বা]—বি. পাড়া ॥ পুব্ চ'ল্হার্ মানু বালা। [চাকলা<চকলা چکله ফা.]।

চ'শা=[চা]—ক্রি. কোনও কিছুর বাকল উঠানো ॥ [<চাঁছা]।

চ'শ্=[খ, খু]—বি. খেজুর গাছ পরিষ্কার করার কয়েক দিন পর গাছের পরিষ্কৃত স্থান মসৃণ করণ ॥ [<চাঁছ(<চাঁছা)]।

চ'শ্ করা=[চা]—ক্রি. অনুসন্ধান করা ॥ পুলিশে বেক্তেরেই চাশ্ কৈর‍্যা দেখ্সে। [<সার্চ search ইং+ করা]।

চ'শ্নাই=[পা]—সি, মাছের ভাজী ॥ বেলে মাসের্ চ'শ্নাই খাইতে মযা। [<চাশনী چاشنی ফা.]।

চ'সন্=[কুম.]—ক্রি. বি. চাঁছা, মসৃণ করণ ॥ পাযন্ডা চ'সন্ লাগ্বো। [<চাঁছ্+অন প্র.]।

চ'সা=[সি]—ক্রি. কাঠ ও বাঁশকে পালিশ করা ॥ আসার্ডা বালা কৈর‍্যা চ'স্। [<চাঁছা <তক্ষ্ সং]।

চ'সাস্লা=[সি, ম]—বিণ. রসকষহীন ॥ তার্ কথাগুলি বর চ'সা স্লা। [দেখ চ'চ'সোলা]।

চ'সা সোলা=[খ]—বিণ.স্পষ্ট,সোজা ॥ আমি চ'সাসোলা কথা বলি, কারো তোয়াক্কা করি না। [দেখ চ'সন্ ; চাঁছা+ছোলা (<ছোলন ; তুং ছিলনা হিং)]।

চ'স্=[সি]—বি.গরুর তলে দেওয়ার চাটাই ॥ [<চাঁচ<চঞ্চা সং]।

চ'স্নি=[সি]—বি. কাগজী লেবু হইতে আকারে বড় ও লম্বা লেবু বিশেষ ॥

চ'স্সা=[কুম]—বিণ. খাঁটি ॥ [< সাচ্চা<সচ্চা হিং(<সত্য সং)]।

চ'হর্=[ফ]—বি. চাকর ॥ [< চাকর چاکر ফা.]।

চ'হা=[চা]—বি. মাটির ঢিলা ॥ ইডাবারি দা খেতের্ চ'হা বাংগে। [দেখ চ'কা$_{১}$]।

২=[চা]—বি. মাছের টুকরা ॥ এক্তারা মাস্টাত্ অনেক্গুলি চ'হা ঐসে। [<চাকা]।

৩=[ফ]—বি. গাড়ীর চাকা ॥ গারির্ চ'হার্ ফাম্ নাই। [<চাকা]।

৪=[পা, কু]—বি. কাকা ॥ চ'হার্ বাশাত্ থাহি। [<চাচা]।

৫=[বা]—ক্রি. চাখা, স্বাদ গ্রহণ করা ॥ তর্কারিডা চ'ই দেখ্। [দেখ চ'কা]।

চ'হাই=[চট্ট]—অস.ক্রি. <চাহিয়া। হিমুক্যা চ'হাই রৈস্ ক্যা ?

চ'হাচ'হি=[চা]—বি. ঢিল ছোড়াছুড়ি। বৈদের্ মৈদ্যে চ'হাচাহি গরিস্ না। [দেখ চ'কা+চাকি]।

চ'হানো=[চা]—ক্রি. ঢিল ছোড়া ॥ আমারে চা'হায় কেরে? [দেখ চ'হা+নো প্র.]।

চ'হারুম্=[চট্ট]—বিণ. চতুর্থ দিনের ফাতেহা ॥ চা'হারুমের্ ফৈত্তা দিফেলাই। [<চহারম چهارم ফা.]।

চ'হি=[ফ]—বি. যাঁতা ॥ ডাইল্ বাংতে চাহি লাগে। [দেখ চ'কি$_{১}$]।

২=[খ]—বি. লাথি ॥ সে হালারে এক্টা চ'হি। [<চাই<চাটি]।

চ'হু=[চা]—বি.<চাকু ॥ আমার চ'হু নাই।

চ'হুরি=[খ]—বি. < চাকুরী ॥ করিম্ কিশের্ চ'হুরি করেগো ?

চিঁ=[সি]—অব্য. শিশুদের প্রস্রাব করানোর সংকেত ॥ [চি ; ধ্বন্যা.]।

চিঁঅনি=[কুম]—বি. পাটি ॥ চিঁঅনিত্ হুইতে বালা লাগে। [<চিক্কণ+ই প্র.]।

চিঁঅন্=[চট্ট]—বিণ. <চিক্কণ ॥ চিঁঅন্ চাঁইল্ ॥

চিঁঅন্ ঝিরা=[চট্ট]—বি. মশলা বিশেষ ॥ [দেখ চিঁঅন্+জিরা]।

চিঁআ=[চট্ট]—বি. ছুঁচো ॥ [দেখ চিঁকা]।

চিঁউ চিঁউ=[সি]—বি. মুরগীর বাচ্চার ডাক ॥[ধ্বন্যা.]।

চিঁউনি=[কুম]—বি. ছোট বিছানা ॥ [দেখ চিঁউন্+ই প্র. ; অর্থ প্র.]।

চিঁউন্=[কুম]—বিণ.<চিক্কণ ॥

চিঁউরি=[পা]—বি. বিষাক্ত বিচ্ছু ॥ চিঁউরির্ কামড়ে বড় বিশ্।

চিঁউর্=[কুম]—বি. চীৎকার ॥ চিঁউর্ দিও না। [দেখ চিঁক্কৈর্]।

চিঁউডা=[চট্ট]—বি. চিমটি ॥ [<চিমটা, চিমটি]।

চিঁওড়্=[পা]—বি. তেঁতুলে বিছা ॥ [দেখ চিঁওড়্]।

চিঁওনি=[কুম]—বি. ছোট পাটি ॥ [দেখ চিঁউনি]।

চিঁওনিমনা=[চট্ট]—বি. শালিক ॥ [<শালি<শারিকা+মনা <ময়না]।

চিঁওন্ চাঁলাইচ=[চট্ট]—বি. আমন ধান বিশেষ ॥

চিঁওরৈয়া=[ঢা]—ক্রি. বিণ. চিৎ॥ চিঁওরৈয়া ঐয়া রৈসত্ ক্যা ? [<চিত<চিৎ+র+হইয়া]।

চিঁং=[সি]—অব্য.<ছিঃ ॥

চিঁংঐ=[খু,বা]—বি.<চিংড়ী মাছ ॥

চিঁংগি=[পা]—বি. দরজার কপাট ॥

চিঁংগি লাগা=[পা]—ক্রি. চাপ লাগা।

চিঁংগের্=[ক]—বি. গলদা চিংড়ী ॥ [দেখ চিঁংঐ]।

চিঁংগৈর্=[বা]—বি. চিংড়ি মাছ॥ [দেখ চিঁংঐ]।

চিঁংটে=[পা]—বিণ. উৎকট, খারাপ। চিংটে গন্দো। [<চিমটে<চাম<(চর্ম)+টিয়া প্র.]।

চিঁংড়া দরা=[ক]—ক্রি. কুঞ্চিত হওয়া ॥ আব্ডা একেবারে চিঁংড়া দৈর‍্যা গেসে। [<চিক্কট+ধরা ; অর্থ প্র.]।

চিঁংরাই=[সি]—বি. জলজ উদ্ভিদ।

চিঁওড়্=[কু, রা]—বি. তেঁতুলে বিছা ॥ [<চিরাঁটা হিং ; অর্থ প্র.]।

চিঁয়র্=[চট্ট]—বি. কাঁঠালের বিচি-হীন কোষ ॥

চিঁকনি=[কু]—বি. জোর ॥ যত চিঁকনি তোর্ ঘরের্ মধ্যে। [<চিকনাই হিং ; অর্থ প্র.]।

চিঁকট্=[ব. রা]—বি. মাছ ধরার জাল বিশেষ॥

চিঁকন্ চাঁকন্=[ঢা]—বিণ. সরু ॥ চিঁকন্ চাঁকন্ চেঁহারা। [<চিক্কণ সং+চাকন অনুঃ]।

চিঁকন্যি=[ঢা]—বিণ. হ্যাংলা ॥ [দেখ চিঁকন চাঁকন ; ষ্ণি প্র.]।

চিঁকন্ মারা=[চট্ট]—ক্রি. টিট্‌কারী দেওয়া ॥

চিঁকরি=[কুম]—বি. যন্ত্রণা ॥ শৈডাত্ চিঁকরি দিত্তাসে। [দেখ চিঁক্কৈর্]।

চিঁকা=[দি, ব. রং]—বি. ছুঁচো ॥ [<চিক্কঃ সং=চিক্‌চিক্ শব্দে ডাকে বলিয়া]।

২=[সি]—বিণ. ছোট ॥ গুপারি-গুলা একেবারে চিঁকা ॥ [< চিক (<চিক্কণ সং)+আ প্র.]।

৩=[বা]—বি. নখকুনি, রোগ বিশেষ ॥

৪=[ক]—বি. ক্ষুদ্র পোকা বিশেষ ॥

চিঁকার্ মুত্=[ম]—বিণ. অল্প পরিমাণ ॥ এটুকুন্ চিঁকার্ মুত্ দুন্ ? [দেখ চিঁকা+র (সম্বন্ধে)+মুত (মূত্র সং)]।

চিঁকি=[খু]—বিণ. আধপচা ॥ চিঁকি গুপারির্ দাম্ কম্। [দেখ চিঁকা +ই প্র. ; অর্থ প্র.]।

চিঁকুন্=[খু]—ক্রি. ধানের তুষ ছাড়ানো ॥

চিঁকে=[পা]—বি. ছুঁচো ॥ [দেখ চিঁকা]।

চিঁক্যা=[পা]—বি. ছুঁচো ॥ [দেখ চিঁকা]।

চিঁকোনি=[ক]—বি. পাটি বিশেষ ॥ [দেখ চিঁউনি]।

চিঁক্=[সি]—বি. চিৎকার ॥ অত চিঁক্ দিল্ কেরে ? [দেখ চিঁক্কৈর্]।

২=[পা]—বি. স্ফুরণ ॥

৩=[ম, কুম]—বি. গলার অলংকার বিশেষ ॥ [ঔজ্জ্বল্যে চিকচিক করে বলিয়া]।

চিঁক্কা=[য]—বি. খেলা বিশেষ ॥

২=[সি]—বিণ. হালকা, রোগা ॥ চিঁক্কা মাইয়া। [<চিকন(<চিক্কণ সং)+আ প্র.]।

৩=[কুম]—বি. হাড়ি পাতিল রাখার শিকা ॥ [<শিকা<শিক্য]।

চিঁক্কাইর্=[কুম]—বি. <চীৎকার ॥

চিঁক্কার্=[কুম]—বি. জোরে কান্না ॥ [দেখ চিঁক্কাইর্]।

চিঁক্কির্ সাড়া=[খু]—ক্রি. চীৎকার দেওয়া ॥ [দেখ চিক্‌কার্+ছাড়া]।

চিঁক্কুর্, চিঁক্কৈর্=[কুম, ঢা, পা] —বি. <চীৎকার ॥

চিঁক্‌চিঁকা কালা=[য]—বিণ. চক-চকে কালো ॥ [<চিক্‌চিক্ (অনু.) +আ প্র.+কালা <কাল]।

চিঁক্‌চিঁকানি=[য]—বি. হাসি খুশির

আতিশয্য ॥ বেশি চি'ক্চি'কানি বালা না। [<চিক্চিক্ (অনু.)+আনি প্র.]।

চি'ক্চি'ক্কা=[কু]—বিণ. অল্প অল্প ॥ চি'কচি'ক্কা রোইদ্। [< চিকচিক (অনু.)+আ প্র.]।

চি'ক্চে'=[পা]—বিণ. অল্পক্ষণ স্থায়ী ॥ [দেখ চি'ক্₂+চে প্র.]।

চি'ক্ দেওয়া=[চা]—ক্রি. খোলা ॥ বিয়ার্ পর্ মাইয়াডার্ রূপ চি'ক্ দিসে। [দেখ চি'ক্₁+দেওয়া]।

চি'ক্না=[চা]—বিণ.তৈলাক্ত, মসৃণ ॥ [দেখ চি'কনি]।

চি'ক্নাই=[চা]—বি. শীতল পাটি ॥ [দেখ চি'উনি]।

২=[ব. রা]—বি. তেজ, চবি ॥ লোক্টার্ চি'ক্নাই বার্সে। [দেখ চি'কনি]।

চি'ক্নাতি=[ম]—বি. বড় মানষি ॥ পরের্ দন্ দিয়া এত চি'ক্নাতি ক্যা ? [<চিকনা (দেখ চি'কনি)+তি প্র.]।

চি'ক্না মাটি=[সি]—বি. এঁটেল মাটি ॥ [চিকন(<চিক্কণ সং)+আপ্র.]।

চি'ক্নি=[খু, য]—বি মুরগীর বাচ্চা [<চিকেন chicken ইং]।

২ =[বা, চা]—বি, পাটি বিশেষ ॥ [দেখ চি'উনি]।

চি'ক্নির্ ভাত্=[ম]—বি. সরু চাউলের ভাত ॥ [<চিকন (<চিক্কণ সং)+ই প্র.+র (সম্বন্ধে)+ভাত (<ভক্ত)]।

চি'ক্নে=[খু]—বি. মুরগীর বাচ্চা ॥ [দেখ চি'ক্নি]।

চি'ক্রা=[সি]—বি. মাছ বিশেষ ॥ চি'ক্রা মাস্। [<চিগরা<চিংরা <চিঙ্গট]।

চি'ক্রানো=[খু]—ক্রি. চীৎকার করা ॥ [<চিকরা (দেখ চি'ক্কুর্) +নো প্র.]।

চি'ক্রা বিক্রা=[সি]—বি. চীৎকার ॥ [দেখ চি'ক্রানো+বিকরা অনু:]।

চি'ক্রা মাস্=[কুম]—বি. মাছ বিশেষ ॥ [দেখ চি'ক্রা+মাছ]।

চি'ক্রুনে=[খু]—বিণ. যে চীৎকার করে ॥ হারুন্ চি'ক্রুনে পোলা। [দেখ চি'ক্রানো ; চি'করা+উনে প্র.]।

চি ক্লি দানা=[নো]—বি. হার, মালা ॥ [<শিকল (<শৃঙ্খল)+ই প্র.+দানহ্ دانه ফা.]।

চি'খা=[কুম]—বি. ছুঁচো ॥ [দেখ চি'কা]।

চি'খেইল্=[কুম]—বি. হাডু-ডু খেলা ॥ [দেখ চি'+খেল (<খেলা)]।

চি'খ্যা—[কুম]—ক্রি.বিণ. ছিঁড়িয়া ॥ আস্তা চি'খ্যা আন্।

চি'খৈর্=[সি]—বি. খেলা বিশেষ ॥ [দেখ চি'খেইল্]।

চি'খ্চি'কা=[সি]—বিণ. চিহ্নিত ॥ [<চিক্চিক্ (অনু.)+আ প্র.]।

চি'খ্রান্=[রা, ফ]—ক্রি. বি. ভীষণ চীৎকার করণ ॥ [দেখ চি'ক্রানো]।

চি'গর্ দানা=[ফ]—বি. ভাত ॥ [দেখ চি'গ্রি দানা]।

চি'গা চি'গা=[চট]—বি. বাচ্চাদের খেলা বিশেষ ॥ [অনু.]।

চি'গান্=[নো]—ক্রি. বি. দ্বিখণ্ডিত করণ ॥

২=[বা]—ক্রি. বিকৃত হাসি হাসা ॥ চি'গাইস্ না মাগি।

চি গ্রান্=[ব]—ক্রি.চীৎকার করা ॥ এত চি'গ্রাইস্ না। [দেখ চি'ক্রানো]।

চি'গ্রি দানা=[য]—বি. ভাত ॥ চি'গ্রি দানা পেটে না গেলে শব্ ভুল্ হয়ে যায়। [দেখ চি'গরান্+ই প্র. +দানহ্ دانه ফা. ; অর্থ প্র.]।

চি'গ্রিনো=[কুম]—ক্রি. চেঁচানো ॥ [দেখ চি'ক্রানো]।

চি'চ'ক্=[ম]—বি. বসন্ত ॥ চি'চ'ক্ লাইগা শব্ লোক্ মর্সে। [<চীচক্ হিং]।

চি'চ'রা=[ম]—বিণ.বালুময় ॥ চি'চ'রা খেতে ফশল্ অয় না। [<চরচর (অনু.)+আ প্র.]।

চি'চ'রানি=[ম]—বি. হাডু-ডু, কপাটি খেলা ॥ চি'চ'রানি খেলায় চ'ল্ খুব্ বেশি। [<চিত্তরানি<চি (দেখ চি') +দৌড়ান+ই প্র.]।

চি'চি'ন্দা=[চট]—বি. তরকারী বিশেষ ॥ [<চচীন্ডা হিং<চিচিণ্ড সং]।

চি'চি'শর্গ্যা [চট]—বিণ. লিক-লিকে ॥ চি'চি'শর্গ্যা মাইয়্যা পোয়া আঁর্তুন্ ন লাগিবো। [<চিচি (ধন্যা.)+স্বর+গা প্র. ; অর্থ প্র.]।

চি'চ'চ'া [চট]—বি. নারিকেল পাতার সরু কাঠি ॥ [<চিচরা]।

চি'চ'চি'ড়ে [খু]—বি. আকন্দ বৃক্ষ বিশেষ ॥

চি'চ'বো=[সি]—অব্য. ছিঃ ছিঃ ॥ চি'চ'বো, গবো পিক্ ফালাই দেও। [<ছি ছি+বো]।

চি'য্=[সি, কুম]—বি. অলঙ্কার, আস-বাবপত্র ॥ চি'য্পত্রো সাবধানে রাইখ্য। [<চীয চیز ফা.]।

চি'য্বস্=[ম]—বি. জিনিসপত্র ॥ বর লোকের্ বারি কিনা, তাই চি'য্বস্ অনেক্। [দেখ চি'য্+বসত্ (< বস্তু)]।

চি'য্সবিল্=[সি]—বি. জিনিস পত্র ॥ [দেখ চি'য্+সবীল سبیل আঃ=উপায়]।

চি'টা=[ব, রা]—বি. পুরানো গুড় ॥

২=[চা, খু, ফ]—বি. রাব, লালি ॥

৩=[নো]—বি. অসার ॥ উব্রা যাই দান্ চি'টা ঐ গেসে।

চি'টার্ গাট=[ফ]—বি. তামাক মাখানো মিঠাইর পাত্র ॥ [দেখ চি'টা +র (সম্বন্ধে)+ঘাট]।

চি'ট্টৈ=[খু, পা, ম]—বিণ. চাউল হীন ধান ॥ [দেখ চি'টা₃]।

২=[খু]—বিণ. পচা গুড় ॥ [দেখ চি'টা]।

চি'ট্যা=[য]—বি. চাউলহীন ধান ॥ এবার্কার্ দানে কেবল্ চি'ট্যা । [দেখ চি'টা৩]।

চি'ট্কা=[বা, পা]—বিণ. আঠালো, চটচটে ॥ গুরাগুলি বর চি'ট্কা । [দেখ চি'টা+কা প্র.]।

চি'ট্কান্ [কুম]—ক্রি. ছড়ান ॥ চৈ'ল্গুলা চি'ট্কাইস্ না । [<ছিটান]।

চি'ট্কি চ'াটাম্=[খু]—বি. গল্প, মিথ্যা কথা, খোশগল্প ॥ [<চুটকি (<ছোটিকা সং)+চাট (<চাটু সং) +আম প্র. ; সহশব্দ]।

চি'ট্মিট্ করা=[পা]—ক্রি. চুলকানো ॥ গাটা চি'ট্মিট্ কর্সে : [< চিটমিট (অনু.)+করা]।

চি'ট্রা=[কুম]—বি. টাকা ॥

চি'ট্রাব্=[সি]—বি. চিটা, তামাক মলার গুড় ॥ এখান্কার্ চি'টরাব্ বালা না । [দেখ চি'টা+রাব হিং]।

চি'ডা দান্=[ঢা]—বি. অপুষ্ট চাউলবিশিষ্ট ধান ॥ [দেখ চি'টা৩+ধান]।

চি'ডিবিডি=[কুম]—ক্রি. বিণ. ছড়াইয়া ॥ দান্গুলি চি'ডিবিডি বৈদে দ্যাও। [<ছিটাইয়া+বিডি অনু:]।

চি'ড়িবিড়ি=[কু]—বি. অস্বস্তি ॥ [<চিড় বিড় (অনু.)+ই প্র.]।

চি'ড্=[চট্ট]—বিণ. অতি আঠালো, কাইয়ের মত ॥ চি'ড্ মিডা । [দেখ চি'টা]।

চি'ত্রা=[সি]—বিণ. সাদা ও কালো অথবা সাদা ও লাল বর্ণবিশিষ্ট ॥ চি'তরা দামাডা কালা দামা থাকি হালাক্ (কুশ)। [<চিত্রা]।

চি'তল্খোলা=[চট্ট]—বি. শ্মশান ॥ [চিতা+ল প্র.+খোলা (মাঠ)]।

চি'তল্ পিঠা=[ঢা]—বি. খোলা পিঠা ॥ গোস্তের্ সানুদা চি'তল্ পিঠা মবর্ মযা। [<চিৎ+ল+পিঠা]।

চি'তা=[পা]—বি. ময়লা ॥ যামায় চি'তা পড়েচে'।

চি'তাইমংগল্=[ঢা]—বি. বিবাহের পর কনের বাড়িতে বরের সর্বপ্রথম ভোজনের উৎসব বিশেষ ॥ যামাইরে আগে চি'তাইমংগল্ করাও।

চি'তাখলা, চি'তাখোলা=[কুম,ঢা]—বি. শ্মশান ॥ চি'তাখলাত্ বুত্ থাহে। [দেখ চি'তল্ খোলা]।

চি'তাগুড্=[চট্ট]—বি. রাব, চিটাগুড় ॥ চি'তাগুড় দা তামুক্ মাখে। [দেখ চি'টা+গুড়]।

চি'তালো=[চট্ট]—ক্রি. চিত্রিত করা, রঙের ফোঁটা দেওয়া ॥ কালা পাতিল্ চু'ন্ দ্যা চি'তাই খেতে বশাই দে। [< চিত(<চিত্র)+আনো প্র.]।

চি'তান্=[কুম]—বি. পিটুনি ॥ আমার্ আতের্ চি'তান্ না খেলে ঠিক্ হবি না। [<চেত (<চেতন)+ আন প্র.]।

চি'তারা=[চট্ট]—বিণ. চিত্র বা দাগ যুক্ত ॥ চি'তারা যামা গায়দি বাইর্ হওন্ ন যায়। [<চিতা<চিত্র+রা প্র.]।

২=[পা]—বিণ. আড়ম্বরপূর্ণ ॥ যে বিয়া তার্ আবার্ চি'তারা বাব্না। [চিৎ+আরা প্র. ; সাধু চিতেন]।

চি'তাশালা=[ঢা]—বি.শ্মশান ॥ চি'তাশালার্ বয় আহে। [দেখ চি'তাখলা]।

চি'তি=[বা]—বি.<চিঠি ॥ আই বারিতে চি'তি দিতাম্ না।

২=[পা]—বি. পিষ্টক ॥ [দেখ চি'তৈ]।

৩=[কুম,পা]—বি. কালদাগ ॥ নয়া কাপর্ডাত্ চি'তি পর্সে (কুম)। [<চিত(<চিত্র)+ই]।

চি'তুই পিঠা=[ঢা]—বি. ঢাকনী পিঠা ॥ [দেখ চি'তেই+পিঠা]।

চি'তেই পিঠা=[য, খু]—বি. একপ্রকার পিঠা ॥ [দেখ চি'তৈ]।

চি'তে গাস্=[খু]—বি. একপ্রকার আগাছা ॥ [<চিতা গাছ]।

চি'তৈ=[বা]—বি. পিষ্টক ॥ চি'তৈ তৈরি কর্। [চিৎ+ই প্র.]।

চি'ত্ কপালে=[ফ]—বিণ. চিত্রিত কপাল ॥ [< চিত্র(<চিত্র)+ কপাল+ইয়া প্র.]।

চি'তুতন্=[কুম]—বি. তাসবিশেষ ॥ এখন্ চি'তুতনের্ খেলা ।[<চিড়িতন< চিড়ি<(<চিড়িয়া হিং)+তন ; রুহিতন প্রভৃতির সাদৃশ্যে]।

চি'ত্তলি ময়না=[চট্ট]— বি. শালিক ॥ অনেকে চি'তুতলিময়নার্ গোস্তু খায়। [চিট (<খুঁটি) ওয়ালি +ময়না (<মদনিকা সং)]।

চি'ত্না=[ঢা]—বিণ.চেপ্টা ॥ চি'ত্না তাল্। [<চিৎ+না প্র.]।

২=[বা, ঢা]—বিণ. প্রশস্ত অথচ অগভীর ॥ নদিডা বর্যা চি'তুনা ঐয়া গেসে। [অর্থ প্র.]।

৩=[ফ]—বিণ. চালু ॥ [অর্থ প্র.]।

চি'ত্রা=[সি]—বিণ. বিচিত্র, রঙবেরঙের ॥ চি'ত্রা গাইটা কয় টেহা দিয়া আইন্সৈন্? [দেখ চি'তারা]।

চি'ত্রা গত্তুম্=[কুম]—বি. এক প্রকার মাছ (কাদার ভিতরেই বেশী থাকে) ॥ চি'ত্রা গুতুম্ খাইতে শাদ্। [দেখ চি'তরা +গুতুম]।

চি'ত্রা ফাক্রা=[সি]—বিণ. বহুবর্ণ বিশিষ্ট ॥ চি'ত্রা ফাক্রা গাই। [দেখ চি'ত্রা+ফাকরা অনু:]।

চি'ত্রা হাক্রা=[সি]—বি. রঙবেরঙের ॥ ই গাসুটা চিত্রা হাক্রা। [দেখ চি'তরা ফাক্রা]।

চি'ত্রি=[সি]—বি.ভিজা কাপড়ের কাল দাগ, তিলের মত দাগ ॥ শাদা শাট্টা চি'তুরি পৈরা নাশ্ ঐয়া গেসে। [<চিত্র+ই প্র.]।

চি'ত্লা=[চট্ট]—বিণ. বিচিত্র বর্ণের ক্ষুদ্রক্ষুদ্র দাগবিশিষ্ট ॥ চি'তুলা গাই দেখতে শুন্দর্। [<চিত(<চিত্র সং)+লা প্র.]।

চি'ত্ হওয়া=[য]—ক্রি.নষ্ট হওয়া ॥ এখন্ করে করে বলে করস্ না, পরে শব্ চিত্ হয়ে যাবে। [<চিৎ+হওয়া ; অর্থপ্র.]।

চি'থ্ই=[ঢা]—বি. ঢাকনী ॥ [দেখ চি'তৈ]।

চি'ন্দা=[য]—বি. ইচ্ছা ॥ তোমার্

কি চিঁদ্‌দা হয়েসে কও তো? [< চিত্র]।

চিঁনা=[খু]—বি. গোমূত্র ॥ চিঁনার্‌ চিনা'য় গৈল্‌ ভরে গেসে। [দেখ চোঁনা]।

২=[কুম, সি]—বি. ধান জাতীয় এক প্রকারশস্য ॥ চিঁনার্‌ বাতে পেটে অশুখ্‌ করে। [<চীনা]।

চিঁনাওতি=[সি]—ক্রি. বি. চিহ্নিত করণ ॥ যারে তারে চিঁনাওতি করি লাও। [<চিনা<চিহ্ন+ওতি প্র.]।

চিঁনা কাঁপ=[মট]—বি. রাই গাছের ন্যায় শাক বিশেষ ॥

চিঁনা গলাই=[ফ]—বিণ. সরু গলুই ॥ নাওডার্‌ চিঁনাগলাই ॥ [< চিক্কন<চিকন (<চিক্কণ সং)+আ প্র.+গল (<গলা)+আই প্র.]।

চিঁনা যোক্‌=[বা]—বি. জোঁক বিশেষ ॥ গাঙের মৈদ্যে বেশ না চিঁনা যোকে দরবো। [দেখ চিঁনাগলাই চিনা+জোক (<জলৌকা সং)]।

চিঁনাযোকের হাশি=[চট]—বি. ধূর্তের দুষ্ট হাসি ॥ [দেখ চিঁনাযোক্‌+এর(বিভক্তি)+হাসি]।

চিঁনা যোগ্‌=[কুম]—বি. ছোট জোঁক বিশেষ ॥ জগ্‌নাত্‌ চিঁনা যোগ্‌ থাহে। [দেখ চিঁনাযোক্‌]।

চিঁনাটিংরি=[চা]—বি. এক প্রকার আউশ ধান ॥ চিঁনাটিংরি দানের্‌ বাত্‌ মোডা।

চিঁনা ডেকুর্‌=[পা]—বি. বদহজম-জনিত ঢেকুর ॥ বারে বারে খাইলে চিঁনাডেকুর্‌ ওঠে। [<চুন (<চূর্ণ) +আ প্র.+ঢেকুর (<উদ্‌গার সং); তুং ডেকার হিং]।

চিঁনাত্‌=[সি]—বি. পরিচয় ॥ আমি কুটুন্‌ চিঁনাত্‌ নাই। [দেখ চিঁনাওতি]।

চিঁনা মিস্‌রি=[চট]—বি. তাল-মিছরী ॥ [দেখ চিঁনাগলাই; চিনা+মিসরী مصری আং]।

চিঁনার্‌=[চট, সি]—বি. কাঁকুড় ফল ॥

চিঁনাল্‌=[নো]—বি. এক প্রকার ধান ॥

২=[নো, চা, কুম]—বি. কুটি ॥ বর্‌শাকালে চিঁনাল্‌ বরে। [দেখ চিঁনার্‌]

চিঁনাশ্‌=[ম]—বি. পরিচয় ॥ [< শনাস شناس ফা.]।

চিঁনি চাঁম্‌পা=[চট, কুম]—বি. চাঁপাকলা ॥ চিঁনিচাঁম্‌পা কলা কিন্‌ চুঁকা। [<চিনি<চীনী چینی ফা.+চম্পা]।

চিঁনিপাতা=[ব]—বি. মিষ্টি দৈ বিশেষ ॥ চিঁনিপাতা দৈ খুব মিশ্‌টি ও শাদ্‌। [<চিনি(শর্করা)+পাতা <পাত্‌ (<পত্‌ সং)+আ প্র.]।

চিঁনি পান্‌=[সি চা]—বি. বিবাহের কথাবার্তার প্রাথমিক অনুষ্ঠান ॥ আইয়ুগা বিয়ার্‌ চিঁনিপানের্‌ তারিখ্‌। [< চিনি (শর্করা)+পান (<পর্ণ সং); অর্থ প্র.]।

চিঁনি মুখে দেওয়া=[চা]—ক্রি. বিবাহের সময় বর কনে উভয়ের বাড়িতে সকলের মুখে চিনি দেওয়ার অনুষ্ঠান বিশেষ ॥ চিঁনি মুখে দিয়া বৌ গরে নেও। [<চিনি+মুখ+এ (বিভক্তি)+দেওয়া; অর্থ প্র.]।

চিঁনির্‌ যিনিশ্‌=[চট]— বি. চীনামাটির বাসন পেয়ালা ইত্যাদি ॥ [<চিনির (চীনামাটির)+জিনিস (<জিনস جنس আং)]।

চিঁন্যা=[পা]—বি. এক প্রকার শস্য ॥ কয় বিগা চিঁন্যা বুনচাও? [দেখ চিঁনা]।

চিঁন্যার্‌ সালা=[পা]—বিণ. অলস, স্থবির প্রকৃতির ॥ তুই এক্‌টা চিঁন্যার্‌ সালা, নড়তিও পারিস্‌ না। [দেখ চিঁন্যা+র (সম্বন্ধ)+ছালা]।

চিঁন্‌=[নো, চট]—বি. শুকনা খড়ের পালা ॥ চিঁনোর্‌ খর্‌ গরুয়ে খায়।

চিঁন্‌কারি=[সি]—বি. চিহ্ন, আভাস, পরিচয় ॥ [<চিন্‌হারি<চিহ্ন+আরি প্র.]।

চিঁন্‌চিঁনায়ত্‌=[সি]—বিণ. পৃথক্‌-রূপে চিহ্নিত ॥ [<চিহ্ন চিহ্নিত]।

চিঁন্‌চিঁনে=[ম]— বি. অবশভাব ॥ অনেক্‌খন্‌ বৈশা থাকায়্‌ পাও চিঁন্‌চিনে দর্‌সে। [অনু. +এ প্র.]।

চিঁন্‌চিঁন্‌=[চা]— বি. অল্প অল্প জ্বালা ॥ যখমের্‌ যায়্‌গায়্‌ চিঁন্‌চিঁন্‌ করে। [দেখ চিঁন্‌চিঁনে]।

চিঁন্‌ডা=[চট]—বি. চিমটি ॥ [চিমটি]।

২=[চট]—বি. চিমটা, উনান হইতে গরম পাতিল নামাইবার হাতিয়ার বিশেষ ॥ [<চিমটা হিং]।

চিঁন্‌ডাইল্‌=[চা]—বি. ফুটি, কাঁকুড় ফল বিশেষ ॥

চিঁন্‌দা=[চট]—বি. চিমটি ॥ তুই আঁরে চিঁন্‌দা দিলি কিল্লাই? [দেখ চিঁন্‌ডা]।

চিঁপা=[ব]—বিণ. রসাল ॥ চিঁপা কাঠাল্‌। [<চিপ্‌<চিপ্‌ (নিষ্পেষণ করা)+আ প্র.]।

২=[ব]—বি. চাপ ॥ সেলেটার্‌ হাতে চিঁপা দিও না ব্যাথা পাবে।

৩=[ব, ম]—বিণ. কৃপণ ॥ লোক্‌টা বর চিঁপা, এক্‌টা পয়্‌শাও দান্‌ করে না। [অর্থ প্র.]।

৪=[ম, ব, বা]—বিণ. সঙ্কীর্ণ ॥ চিঁপা রাস্‌তা। [অর্থ প্র.]।

৫=[পা, সি]—ক্রি. নিংড়ান ॥ আম্‌ চিঁপ্যা রশ্‌ লও ॥

৬=[ম]—বি. ফাঁক ॥ দর্‌যার্‌ চিঁপা দিয়া চাঁইয়া দেখ্‌। [অর্থ প্র.]।

৭=[ম]—বি. আড়াল ॥ দর্‌যার্‌ চিঁপাত্‌ কেডায়্‌ রে? [দেখ চিঁপা]।

চিঁপা চিঁপি=[সি]—বিণ. অপ্রশস্ত ॥ চিঁপাচিঁপি রাস্‌তা। [দেখ চিঁপা৪+চিপ+ই প্র.]।

চিঁপায়্‌ চাঁপায়্‌=[সি]—ক্রি. বিণ. আনাচে কানাচে ॥ চিঁপায়্‌ চাঁপায়্‌ দেখ্‌ কোনান আসে। [দেখ চিঁপা৬ + য + (বিভক্তি) + চাপা+য় (বিভক্তি)]।

চিঁপি=[কুম, ম]—বি. চামচ, চটা ॥ চিঁপি দিয়া তর্‌কারি বার্‌। [<ছিপি <ছিপ্পি(<শুক্তি সং)]।

চিঁপ্‌রা=[ম]—বিণ, কৃপণ ॥ চিঁপুরা

লোক্ খোদায় দুশ্‌মন্ ॥ [দেখ চি'পা$_{৩}$; চিপ+উরা প্র.]।

চি'পে=[খু]—বি. ঘরজের সাজ ॥ আমার্ ঘরযে তিন্‌টা বাশের্ চি'পে লাগ্‌বে।

চি'পেল্=[খু]—বি. বেল ॥

চি'প্=[সি]—বি. কাঠ ইত্যাদির টুকরা ॥ চে'গারের্ ফাক্‌খান চি'প্ দেও।

২=[খু]—বি. ধুধু মারার যন্ত্র ॥ এখানে ধুধুর চি'প্ ফেলাইসে কেডা ?

চি'প্‌চি'পা=[চা]—বিণ. অল্প, সামান্য ॥ এ্যাখনে দা চি'প্‌চি'পা পানি। [<চিপচিপ (অনু.)+আ প্র.]।

চি'প্‌টা=[ব]—বিণ. কৃপণ ॥ রামবাবু বড় চি'প্‌টা। [দেখ চি'পা$_{৩}$+টা প্র.]।

চি'প্‌টি=[চা, বা]—বি. পানের রস ॥ গর চি'প্‌টি ফালাইস্ না। [< ছেপ (থুথু)+টি প্র.]।

২=[চট্ট]—বি. বাঁশী [<সিটি< সীটী হিং ; ধ্বন্যা.]।

চি'প্‌তি=[ম]—বি. চুণ ॥ তারার্ বারি থাকি চি'প্‌তি লৈয়া আয়্। [দেখ চি'পি ; চিপ+তি প্র.]।

চি'প্ ধরা=[সি]—ক্রি. বি. চাটাই ঠিক রাখার জন্য দুই পার্শ্বে চটি বাঁধা ॥ দুইখন্ না ঐলে চি'প্ ধরা যায়্ না। [<ছিপ+ধরা]।

চি'প্‌নি=[সি]—বি. লণ্ঠনের কাচ ॥ চি'প্‌নিটা বাইংগা গেসে। [<চিবনি< চিমনি chimney ইং ; দেখ চি'ম্‌নি]।

চি'প্‌রানো=[বা]—ক্রি. নিংড়ান ॥ কাপোর্‌ডা চি'প্‌রাইয়া আন্। [দেখ চি'পা$_{১}$+র+আনো প্র.]।

চি'বাত্=[চট্ট]—বি. পান খাওয়ার চুণ ॥ [দেখ চি'প্‌তি]।

চি'বা=[কুম]—বি. বেত, কোড়া ॥ চি'বা দিয়া মার্।

২=[নো]—বি. কাঁক ॥ আংগুলের্ চি'বাত্ লাগি রৈসে। [দেখ চি'পা$_{৪}$]।

৩=[চট্ট]—বিণ. চিপা, সঙ্কীর্ণ ॥ চি'বা পথ্‌দি বোঝা লৈ আজন্ ন যায়। [দেখ চি'পা$_{৪}$]।

চি'বাকুটি=[পা]—বি. একপ্রকার কীট ॥ চি'বাকুটি পরিলে ডেকির্ মত উঠা বসা করে।

চি'বানি=[চা]—ক্রি. বি. দাঁত দিয়া কাটা ॥ চি'বানির্ চোটে নিসের্ ডালের্ রশ্ বাইর্ ঐল্। [<চিবান, চাবান (<চর্বন)+ই প্র.]।

চি'বি=[ফ]—বি. দুই ঘরের মধ্যবর্তী সঙ্কীর্ণ স্থান ॥ এই চি'বি দিয়া রাস্তা আসে। [দেখ চি'পা$_{৪}$]।

২=[ফ]—বি. চাপ ॥ এক্‌কেরে গলাত্ চি'বি দিয়্ কৈল্। [দেখ চি'পা$_{৪}$]।

চি'বি হওয়া=[ম]—ক্রি. অসংকুলান হওয়া, ফাঁকা না থাকা ॥ বব চি'বি ঐসে উঠ্‌বার্ উপায়্ নাই। [দেখ চি'পা$_{৪}$+হওয়া]।

চি'ব্=[কুম]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥ চ'ল্ চি'ব্ বাইতে যাই। [< ছিপ]।

চি'ব্‌টি=[বা]—বি. পানের পিক ॥ যেখানে সেখানে চি'ব্‌টি ফ্যালাইও না। [দেখ চি'প্‌টি]।

চি'ব্‌ড়া চি'ব্‌ড়ি=[কুম]—বি. উপহাস ॥ এত চি'ব্‌ড়া চি'ব্‌ড়ি করিস্ না। [অনু.]।

চি'ব্‌ডি=[চট্ট]—বি. পানের রস ॥ [দেখ চি'প্‌টি]।

চি'ব্‌রানো=[নো]—বি. ঠাট্টা, বিদ্রূপ ॥ অত চি'ব্‌রানো বালা না। [<ছ্যাবরা+নো প্র.]।

চি'মট্=[নো]—বিণ. কৃপণ ॥ লোকটা বর চি'মট্। [<চিপট; দেখ চি'প্‌টা]।

চি'মাই=[সি]—বি. চাইয়ের একটি অংশ ॥ পারনের্ চি'মাই বন্দ না থাক্‌লে মাস্ আট্‌কায়্ না।

চি'মাই চি'মাই=[সি]—ক্রি. বিণ. ইতস্ততঃ করিয়া ॥ এত চি'মাই চি'মাই মাম্‌লা করা যায়্ না। [< চিমাইয়া (<চিমানো=চিমটানো) <চিম< চর্ম+ই অস.ক্রি. বিভক্তি ; আভিধানিক শব্দদ্বিত্ব; মূল অর্থ শুকাইয়া শুকাইয়া]।

চি'মাইয়া=[ম]—ক্রি.বিণ. শুকাইয়া ॥ লোক্‌টা রোগে চি'মাইয়া গেসে। [দেখ চি'মাই চি'মাই]।

চি'মাওয়া=[সি]—বিণ. সামান্য বাহ্য করে যে ॥ এই চি'মাওয়া পোলাডাই পেশাব্‌খানায় চি'মাইসে। [দেখ চি'মানো$_{৩}$]।

চি'মা খাওয়া=[চা]—ক্রি. শুকাইয়া যাওয়া ॥ গাওডা চি'মা খাইসে। [< চি'মড়া (<চর্ম সং)+খাওয়া ; অর্থ প্র.]।

চি'মানো=[সি]—ক্রি. একটু একটু করিয়া নিঃসৃত হওয়া ॥ নায়ের্ তক্‌তার্ ফাক্ দিয়া পানি চি'মায়্। [দেখ চি'মাই চি'মাই]।

২=[চা]—ক্রি. সঙ্কুচিত হওয়া ॥ তক্‌তাটা চি'মাইয়া গেসে। [দেখ চি'মাইয়া]।

৩=[সি]—ক্রি. সামান্য বাহ্য করা ॥ পেশাব্‌খানাতে কে চি'মাইসে ? [দেখ চি'মা খাওয়া]।

চি'ম্যা যাওয়া=[কুম]—ক্রি. চিকন হওয়া ॥ বাপ্‌টা ডেগা অগনে চি'ম্যা যাইতাসেগা। [দেখ চি'মা খাওয়া]।

চি'ম্‌রুর্=[কুম]—বি. চিমটি ॥ সেরাডায় চি'মুর্ দিসে। [<চিমুট, চিমটি]।

চি'ম্‌চি'মি=[সি]—ক্রি. বিণ. একটু একটু ॥ পেডো চি'মিচি'মি বিশ্ করে। [দেখ চি'মাই চি'মাই]।

চি'ম্‌টা=[কুম]—বিণ. চিকন, ছিপছিপা ॥ বেডাডা ঘবর্ চি'ম্‌টা। [দেখ চি'মানো$_{২}$]।

২=[ব]—বিণ. শক্ত ॥ [দেখ চি'মট্]।

চি'ম্‌টানি=[সি]—বি. কৃপণতা ॥ [দেখ চি'মট্+আনি প্র.]।

চি'ম্‌টানিয়া=[ম]—বিণ. যে চিমটি কাটিয়া ঝগড়া করে ॥ [দেখ চি'মুর্ ; চিমটা+নি+আ প্র.]।

চি'ম্‌টি=[সি]—বি. মুষ্টি ॥ ফকিরে এক্ চি'ম্‌টি চা'উল্ দাও। [অর্থ প্র.]।

চি'ম্‌ড়া=[চা, কুম]—বিণ. কৃপণ,

চিকন ॥ চি'মূড়া লোক্ ॥ [দেখ চি'মট্ + আ প্র.]।
২=[বা]—বি. <চিমটা ॥
চি'ম্‌ডাই=[নো]—ক্রি. বিণ. চিমটি কাটিয়া ॥ আমারে চি'মূডাই দিলা কেন্? [<চিমটাইয়া ; চিমটা + নো]।
চি'ম্‌ডা চি'ম্‌ডা গরম্‌=[চা]—বি. অল্প অথচ অসহ্য গরম ॥ আইয্ বর চি'মূডা চি'মূডা গরম্ পর্‌সে॥ [< চিমডা চিমডা (অনু.) + গরম گرم ফা.]।
চি'ম্‌ড়া=[ব, পা]—বিণ. শক্ত, আঘাত সহ্যকারী ॥ বুড়িটা বর চি'মূড়া বিচে'র্ মেয়ে, এখনও শাসুথ ভাল। [<চিমড়া (চর্ম সং + ড়া প্র.) ; অর্থ প্র.]।
চি'ম্‌নি=[পা]—বি. ঢাকনী ॥ হারিকেনের্ চি'মূনি বাইংগা গেসে। [দেখ চি'প্‌নি]।
চি'ম্‌বক্‌কিলা=[ম]—বিণ. কৃপণ ॥ তার্ মত চি'মূবক্‌কিলা আর্ দেহি নাই। [<চিম (দেখ চি'মট্) + বখিল<বখীল بخیل আং + আ প্র.]।
চি'ম্‌রা=[পা]—বিণ. শুকনা ॥ বাঁশ্ চি'মূরা দৈরা গেসে। [দেখ চি'মূড়া]।
২=[কুম, চা]—বিণ. হালকা দেহ ধারী ॥ চি'মূরা সেরা। [দেখ চি'মড়া]।
চি'ম্‌রা গরম্‌=[চা]—বি. ভ্যাপসা গরম ॥ আইয বর চি'মূরা গরম্ পর্‌সে। [দেখ চি'মূড়া + গরম]।
চি'ম্‌রি=[কুম]—বিণ. শীর্ণদেহী ॥ ওই বর চি'মূরি সেরি। [দেখ চি'মূরা২ + ই প্র.]।
চি'ম্‌শ্যা=[ক]—বিণ. ঝাঁঝালো ॥ পাঠার্ গায়্ চি'মূশ্যা গোন্‌দ। [দেখ চিম (<চাম<চর্ম সং) + শা প্র.]।
চি'য়ড়ি=[কুম]—বি. এক প্রকার গাছ ॥
চি'য়নি=[নো, ক, কুম]—বি. পাটি ॥ মেমান্ আইসে চি'য়নি দেও। [দেখ চি'উনি]।
চি'য়ন্=[চট্টো,নো]—বিণ. <চিকন ॥ চিয়ন্ চা'ইলর্ ভাত্।
চি'য়ন্‌খড়া=[কুম]—বি. ধান বিশেষ ॥ চি'য়ন্‌খড়া ধান্ পোষ্ মাশে অয়্। [<চিকন + জটা]।
চি'য়রা=[কুম]—বি. ছিপারা ॥ আমি চি'য়রা পর্‌সি। [<ছিপারা + <সী পারহ্ سی پارہ ফা. কুর্‌আনের ত্রিংশৎ খণ্ড ; অর্থ প্র.]।
চি'য়লতি=[ফ]—বি. টুকরা ॥ মাসের চি'য়লতি কত কৈরা বেচ'? [<চিলতা, চিলতে]।
চি'য়লি দেওয়া=[চা]—ক্রি. খণ্ড খণ্ড করা ॥ বাংগিডা চি'য়লি দে।
চি'য়া=[নো, চট্ট]—বি. ছুঁচো ॥ চি'য়ার্ গায়ে খুব্ গন্‌ধ। [দেখ চি'কা]।
২=[চা, সি]—বি. ঢেঁকির মুষল ॥ চি'য়া নশ্‌ট ঐলে চা'উল্ কাটা যায় না।
চি'য়াইর্‌=[সি]—বি. চীৎকার ॥ [দেখ চি'ক্‌কৈর্]।
চি'য়াইর্ বামৈর্‌=[সি]—বি. উচ্চৈঃ-স্বরে চীৎকার ॥ সেলেটা ডরাইয়া চি'য়াইর্ বামৈর্ শুরু কর্‌সে। [দেখ চি'য়াইর্ + বামৈর অনু:]।
চি'য়ামুই=[কুম] —বিণ. শীর্ণ মুখ বিশিষ্ট, কৃপণ ॥ [<চিঅনা<চিকনা <চিকন + আ + মুখ + ই প্র.]।
চি'য়া রাংগার সাও=[কুম]— বি. বিপদ, অসুবিধা ॥ যদি বেচি' পোলা বিয়া করাইসে, দেখ্‌বা খাওয়াতে পেন্দাতে কি চি'য়ারাংগার্ সাও বাইর্ ঐব। [<চিয়ারাংগা (কল্পিত পাখি বিশেষ) + র (বিভক্তি) + ছাও (শাবক); অর্থ প্র.]।
চি'য়েন্‌=[পা]—ক্রি. বি. জাগিয়া উঠা ॥ [<চতেন<চেতন]।
চি'রক্‌=[ম]—বি. ময়লা, পুঁজ ॥ কোয়া দিয়া দিন্‌রাত্ চি'রক্ পর্‌তাসে।
চি'রল্‌=[চা]—বিণ. চিকণ ও কোঁকড়ানো ॥ মাইয়ার্ মাথার্ চি'রল্ চুল্। [<চির + চীর সং + ল প্র.]।
২=[ম]—বিণ. চিড় ॥ দেওয়ালডা চি'রল্ খাইসে। [<চিড় + ল প্র.]।
চি'রা=[চা]—বিণ. ছিন্ন ॥ যামাডা চি'রা। [<ছেঁড়া (<ছিন্ন)]।
২=[কুম]—ক্রি. ছেদ করা ॥ করাত্ দিয়া গাস্‌ডা চি'র্। [<চেরা]।
চি'রা কাহার্‌=[কুম]—বি. ছেঁড়া কাপড় ॥ গরিব্ মাইন্‌শে চি'রা কাহার্ পিন্‌দে। [দেখ চি'রা + কাপড়]।
চি'রা চি'রি=[সি]—বি. পরস্পর উপহাস ॥ [ছেড়্‌ছাড় হিং]।
২=[সি]—ক্রি. বিণ. বংশানুক্রমে ॥ আমি চি'রাচি'রি এই খান্‌কার বাশিন্দা। [<চিরাচরিত ; অথবা চির (কাল) + আ + চির + ই প্র.]।
চি'রানি=[সি]—বি. ঠাট্টা, উপহাস ॥ [দেখ চি'রা চি'রি]।
চি'রাফারা=[সি]—বিণ. বিদীর্ণ ছেঁড়া ॥ [দেখ চি'রা + ফাড়া]।
চি'রি=[সি]—বি. জমির লম্বা খণ্ড ॥ ই চি'রির্ হকল্ যদি আমার্। [দেখ চি'রা + ই প্র.]।
২=[সি]—বি. জমি ॥ দক্‌খিনের্ চি'রিতে আমার্ দশ্ একর্ যমি আসে।
চি'রিগ্‌=[চট্ট]—বি. লতা বিশেষ ॥
চি'রিং বিরিং=[চট্ট]—বিণ. খেয়ালী, উদ্দেশ্যহীন ॥ [অনু.]।
চি'রিক্‌=[চা]—বি. আলোর ঝলক ॥ [<চিলিক<ঝিলিক ; তুঃ চিলক্ হিং]।
২=[ম]—বি. জ্বালা, ব্যথা ॥ ফোরাডা বেথায় চি'রিক্ দিতাসে। [অর্থ প্র.]।
চি'রিক্ চি'রিক্‌=[ক]—বিণ. ফাঁক ফাঁক ॥ [দেখ চি'রল্ ; চির + ইক প্র.]।
চি'রিক্‌মারা=[খু]—ক্রি. বিদ্যুৎ চমকানো ॥ দেয়া চি'রিক্ মারুতাসে। [দেখ চি'রিক্ + মারা]।
চি'রিন্‌ডা=[ম]—বি. তরকারী বিশেষ ॥ চি'রিন্‌ডা দি খাও।
চি'র্‌=[কুম]—বি. খণ্ড ॥ আমারে এক্ চি'র্ পাউরুটি দে। [<চির< চীর সং কিংবা চির<চিরু, চেরা]।

২=[সি]—বি. বদনাম, খেপাইবার জন্য ব্যবহৃত নাম বা শব্দ ॥ [ছেড় হিং]।

চি'র্ কথা=[কুম]—বিণ. কড়া কথা ॥ কারো চি'র্ কথা আমার্ শয্য অয় না। [<চড়া কথা]।

চি'র্কা=[চা]—বিণ. ছোট, ক্ষুদ্র ॥ চি'রকা বাইম্ মাস্। [দেখ চি'র্ +কা প্র.]।

২=[সি]—বি. এক জাতীয় শালিক ॥

৩=[সি]—বি. মোরগের লাল বিষ্ঠা ॥

৪=[সি]—বিণ. ছিপছিপে, হালকা পাতলা ॥ [দেখ চি'র্কা]।

চি'র্কা চি'র্কা=[সি]—বিণ. ক্ষীণকায় ॥ [দেখ চি'র্কা ; আতিশয্যে শব্দ দ্বিত্ব]।

চি'র্কা মচ্চা=[সি]—বি. এক সঙ্গে কলহ ॥

চি'র্কার্=[সি]—বিণ. পৃথক্রূপে বিভক্ত ॥ [<ছেঁড়া(< ছিন্ন) কিংবা চেরা কাটা (কর্তন)]।

চি'র্কাশ্‌ট্=[য]—বিণ. সরু কাঠ ॥ চি'রকাশ্‌ট দিয়া রান্না কর্তি হয়। [<চীর+কাষ্ঠ]।

চি'র্কিনা=[ম]—বিণ. হ্যাংলা ॥ কুত্তাডা দিন্ দিন্ চি'রকিনা ঐতাসে। [দেখ চি'র্ +কিনা প্র. ; দেখ চি'র্কা]।

চি'র্কি মারা=[কুম]—ক্রি. হঠাৎ তীব্র ব্যথা করা ॥ ফোট্টা চি'র্কি মারে। [দেখ চি'রিক্ মারা]।

চি'র্চি'রানি=[ম]—বি. পাখির শব্দ বিশেষ ॥ [< চিরচির(ধ্বন্যা.) +নি প্র.]

২=[ম] ·বি. হা-ডু-ডু খেলা ॥ আইস্ চি'রচি'রানি খেইল্ ঐবো। [দেখ চি'চি'রানি]।

চি'র্টি=[ক]—বি. পানের রস ॥ গরে চি'র্টি ফালাইস্ না। [দেখ চি'প্টি]।

চি'র্ফাটা=[সি]—বি. সামান্য ফাটল ॥ আইচ্কার্ বুইচ'ালে মস্বিদের এক্বার্ চি'র্ফাটা দিসে। [দেখ চি'র্ +ফাটা]।

চি'র্ম্$_{1}$চি'=[বা]—বি. ছোট কলসী ॥ মেয়েরা চি'রমুচি' দিয়া পানি আনে।

চি'র্হ্যা চি'র্হি=[পা]—বি. চীৎকার ॥ অমন্ চি'র্হ্যা চি'র্হি কর ক্যান্? [দেখ চি'ক্কুর্ ; চিরকা< চিৎকার; বর্ণ বিপর্যয়]।

চি'লন্=[কুম]—ক্রি. বি. সাফ করণ ॥ [<ছিলেন, ছোলন (<ছাল +আন=ছাল তোলা)]।

চি'লন্চি'=[ক]—বি. খাওয়ার মজলিশে ব্যাহৃত হাত ধোয়ার পাত্র বিশেষ ॥ চি'লন্চি'খান্ দ্যাওতো। [<চিলম্চী হিং ; চলপ্চী چلپچی তু.]।

চি'লা=[নো]—ক্রি. পরিষ্কার করা ॥ যংগল্ চি'ল্। [ছিলা ; দেখ চি'লন্]।

২=[চা]—বি. চিল পাখী ॥ চি'লায় থাবা দিয়া মাস্ নিল্। [<চিল+ আ প্র.]।

৩=[নো]—বি. খোসা ॥ নার্কেলের চি'লা দা রশি হয়। [<ছিলা <ছিলকা (<ছল্লি সং)]।

৪=[নো, কুম]—বিণ. চিলের ন্যায় ॥ চি'লা গুরি অনেক্ উপ্রে উঠে। [দেখ চি'লা]।

৫=[পা]—বি. ঘুড়ি ॥ 'সেলেরা চি'লা উড়ায়। [অর্থ প্র.]।

৬=[নো]—বি. শস্যক্ষেতের মধ্যপথ ॥ চি'লা দিয়া আজা ঠিক্ না।

চি'লা বিলা=[চা]—ক্রি. বিণ. দাগদাগ, এবড়ো খেবড়ো ॥ হাপে কাম্‌রাইয়া তার্ পাওডা চি'লাবিলা কৈরা ফালাইসে। [অনু.]।

চি'লি=[চট্ট]—বি. লাঙ্গল দিয়া রেখা টানিয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত চাষকরা জমি ॥ [দেখ চি'রি]।

চি'লিক্=[ব]—বি. মেঘ গর্জন, বাড়ি ॥ দেওয়া চি'লিক্ মার্সেন্। [দেখ চি'রিক্]।

চি'লিক্ পারা=[সি]—ক্রি. ঝিক্‌মিক করা ॥ রাইতে হাপের্ রংগে চি'লিক্ পারে। [দেখ চি'রিক্মারা ; চিলক্ হিং=ঝক্মক্, ঔজ্জ্বল্য]।

চি'লিক্মারা=[নো]—ক্রি. রোদে ঝক্ঝক্ করা ॥ তার্ গাড়িখানা রৈদে চি'লিক্ মারে। [দেখ চি'লিক্+পারা]।

চি'লিবিলি=[চা]—ক্রি. বিণ. কাড়িয়া বা ছিনাইয়া ॥ চি'লিবিলি • আম্গুলি লৈয়া গেল্। [অনু. ; অথবা ছিনিভিনি (<ছিন্নভিন্ন)]।

চি'লিম্=[সি]—বি. খিলাল, খড়িকা ॥

২=[সি]—বি. কলকে ॥ এক্ চি'লিম্ তামাক্ খাবাও। [<চিলম হিং]।

চি'ল্$_{1}$=[কুম, চট্ট]—বি. হাতল বিহীন দা ॥

২=[সি]—অব্য. চিল তাড়াইবার শব্দ ॥ চি'লু কৈতে চি'ল্ উরি গেল্গি। [<ধ্বন্যা. ; চিল+ উ প্র.]।

৩=[চট্ট]—বি, দা ছুরি ইত্যাদির সরু পশ্চাদ্ ভাগ ॥ দার্ চি'লু। [দেখ চি'লু]।

৪=[পা]—বি. শ্মশান ॥ চি'লু দেখ্লে অনেকে বয় পায়। [<চুলি<চুল্লী সং]।

৫=[ম]—বি. কাস্তে ॥ চি'লু লৈয়া দান্ কাড্ গা। [দেখ চি'লু]।

চি'ল্$_{1}$ক্কার্=[চা]—বি. চীৎকার ॥ চি'লুকুকার্ দিল্ কেডারে? [দেখ চি'ক্কুর্]।

চি'ল্$_{1}$ গাট্=[পা]—বি. শ্মশান ॥ চি'লুগ্যাটে ভূত থাকে। [দেখ চি'লু$_{4}$ +ঘাট]।

চি'ল্$_{1}$নি=[চা]—বি. স্ত্রী চিল ॥ 'উইরা যাওরে চি'ল্ চি'লুনি'? [<চিল+ উনি প্র.]।

চি'ল্$_{1}$ম্=[রা, কুম]—বি. কড়ি ॥ ওক্কার্ চি'লুমডা কৈরে তামুক্ খাইতার্? [দেখ চি'লিম্$_{2}$]।

চি'লে=[ম,খু]—বি. পরগাছা ॥ আম্ গাস্টায় একটা চি'লে হৈসে।

২=[ম]—বি. ঘুড়ি ॥ সেলেরা চি'লে উড়ায়। [দেখ চি'লা$_{5}$]।

চি'ল্যা=[খু]—বি. ধর্মকার্যের জন্য চল্লিশ দিন কোনও স্থানে থাকিয়া

বিদেশে থাকা ॥ [<চিল্লহ্ چله ফা.; দেখ চি'ল্‌লা] ।

চি'ল্যা বিল্যা=[ম]—বি. হাঙ্গামা ॥ এত চি'ল্যাবিল্যা কিয়ের্? [<চিলবিল (অনু.) ; চিল+ইয়া+বিল+ইয়া] ।

চি'লো=[খু, ম]—বি. পরগাছা ॥ চি'লোর্ কম্ একটু বিশ্‌টি হয়্ । [দেখ চি'লে] ।

চি'লোন্=[চট্ট]—বি. ঝিনুক ॥

চি'ল্=[ঢা]—বি. টুকরা ॥ পাউপ্‌পাতারে চি'ল্‌চি'ল্ কৈরা কাট্ । [দেখ চি'র্] ।

চি'ল্‌কা=[সি]—বি. ছিলকা ॥ চি'ল্‌কা ওডনে চে'য়ার্‌ভাত্ খওন্ যায় না । [<ছিলকা] ।

চি'ল্‌কাই=[কুম]—বি. বিদ্যুৎ চমক ॥ দেওয়ার্ চি'ল্‌কাই । [দেখ চি'লিক্+আই প্র.] ।

চি'ল্‌কানো=[ব]—ক্রি. বদমায়েশী করিয়া চীৎকার করা ॥ বেশি চি'ল্‌কালে ভালো হবে না । [দেখ চি'ক্‌কুর্ ; চি'র্‌কানো] ।

চি'ল্‌চি'লা=[কুম]—বি. বংশধারা ॥ [<সিল্‌সিলঃ سلسله আঃ] ।

চি'ল্‌টে=[কু]—বিণ. পাতলা ॥ চি'ল্‌টে কাচ'ারির্ উপর্ দাঁড়াবে না । [<চিলতে] ।

চি'ল্‌তা=[কুম]—বিণ. সরু ॥ কুমরাডা চি'ল্‌তা করে কুড্ । [দেখ চিল্‌টে] ।

চি'ল্‌তা চি'ল্‌তা=[ম]—ক্রি. বিণ. কণাকণা ॥ পর্‌শাদ্‌গুলি চি'ল্‌তা চি'ল্‌তা কৈরা বাদ্ কৈরা দ্যাও ।

চি'ল্‌তে=[পা]—বিণ. পাতলা ॥ চিল্‌তে বাঁশের্ কোচ্ ।

চি'ল্‌বা=[নো, কুম]—বি. কর্ক, কাক ॥ বোতলে চি'ল্‌বা দ্যাও ।

চি'ল্‌মন্=[ম]—বি. জানালায় ব্যবহৃত বাঁশের চাঁচ ॥ [<ঝিলিমিলি] ।

চি'ল্‌লা=[ম, সি]—বি. খণ্ড, টুকরা ॥ এক চি'ল্‌লা কাঠ্ আন্ । [দেখ চি'ল্‌কা] ।

২=[চট্ট, ম, ফ]—বি. নির্দিষ্ট দিনের জন্য সাধনা বিশেষ ॥ হে চি'ল্‌লায় আসে । [দেখ চি'ল্যা] ।

চি'ল্‌লা চি'ল্‌লি=[ঢা]— বি. চীৎকার ॥ সেলেরা চি'ল্‌লা চি'ল্‌লি কর্‌তাসে । [চিল্লাচিল্লি] ।

চি'ল্‌লানি=[কুম]—বি. চীৎকার ॥ [<চিল্লান+ই প্র.] ।

চি'ল্‌লানো=[ঢা]—ক্রি. চীৎকার করা ॥ সেলেডা চি'ল্‌লায় বেশি । [<চিল্লানো ; চিল্‌লানা হিং] ।

চি'ল্‌লা পাল্‌লা=[সি]—বিণ. ছিন্ন-বিচ্ছিন্ন ॥ কাপর্ ফারিয়া চি'ল্‌লা পাল্‌লা ঐ গেসে ।

চি'ল্‌লা বদর্=[চট্ট]—বি. গৌর চন্দ্রিকা, প্রারম্ভিক আহ্বান ॥ [<চিল্লা (<চিল্লান)+বদর=পীরের নাম] ।

চি'ল্‌লোন্=[খু]—বি. চীৎকার ॥ [দেখ চি'ল্‌লানি] ।

চি'ল্‌লৈ ভগা=[কুম]—বিণ. কঠিন, শক্ত ॥

চি'শ্‌কা=[ম]—বি. ঝলক ॥

চি'শ্‌টা=[পা]—বি. ময়লা ॥

চি'শ্‌শা=[ম]—বিণ. পচা ॥ চি'শ্‌শা গন্‌দ কৈত্তুতে আইতাসেরে? [দেখ চি'স্‌শ্যা ; বর্ণ বিপর্যয়] ।

চি'সক্=[কুম]—বি. মহামারী ॥ চি'সকে মানুশ্ মরে । [দেখ চি'চ'ক্] ।

চি'সিংগা=[সি]—বি. তরকারী বিশেষ ॥ [<চিচিঙ্গা] ।

চি'স্=[সি]—বি. ছোট কণ্টক ॥

২=[সি]—অব্য. <ছিঃ ॥ চি'স্ বেটা বেহায়া ।

চি'হনি=[ফ]—বি. পাটি ॥ চি'হনি পাইড়্যা হোত্ । [দেখ চি'উনি] ।

চি'হা=[ম]—বিণ. অপক্ব ॥ চি'হা ভপারির্ দাম্ কম্ ।

২=[কুম]—বি. ছুঁচো ॥ [দেখ চি'কা] ।

চি'হাম্=[পা]—বি. রৌদ্র ॥ চি'হামের্ ত্যাষ্ খুব্ বেশি ।

চি'হার্=[ঢা]—বি. চীৎকার ॥ এত চি'হার্ পার্‌সে ক্যারে? [দেখ চি'ক্‌কার্] ।

চি'হাম্=[পা]—বি. রৌদ্র ॥

চি'হৈর্ পারা=[ঢা]—ক্রি. চীৎকার করা ॥ [দেখ চি'ক্‌কুর্+পারা] ।

চি'হোনি=[ফ]—বি. পাটি বিশেষ ॥ [দেখ চি'উনি] ।

চি'হ্‌নাই=[বা]—বি. চবি ॥ খাশিটার্ চি'হ্‌নাইতে পেট্ ভর্‌তি । [দেখ চি'কনি] ।

চু'

চু'=[সি]—অব্য. কুকুরকে উত্তেজিত করিবার শব্দ ॥ চু' কৈর্‌লেই কুত্তা শিকারের্ পাসে দাওয়া করে । [ধ্বন্যা.] ।

২=[সি]—ক্রি. বিণ. চুষিয়া ॥ চু' কৈর্যা লেবের্‌চু'স্ খায় । [ধ্বন্যা.] ।

চু'ই=[কু]—বি. ছোট সুপারী ॥

২=[চট্ট]—ক্রি. বিণ. <চুষিয়া ॥ চু'ই ন খাইলে খাইত ন ।

চু'ইক্‌কা=[ম]—বিণ. টক ॥ আম্‌ডা বর চু'ইক্‌কা । [<চুকা (<চুক্র)] ।

চু'ইঠা=[ম]—বিণ. সামান্য, অল্প ॥ এই চু'ইঠা না দেওয়াই ভালা আসিল্ । [<চুতিয়া<চুতুয়া হিং ; অর্থ প্র.] ।

২=[ম]—বি. অপদার্থ ॥ কি চু'ইঠারে, কোন্ কাম্ নাই । [পূর্বে দেখ] ।

চু'ইত্ মারা=[সি]—ক্রি. লুকানো, নিঃশব্দে থাকা ॥ মানুশ্‌টা চু'ইত্ মারি আছে । [<চুপ মারা] ।

চু'ইন্যা=[বা]—বি. ধান মাপিবার পাত্র বিশেষ ॥

চুঁইন্‌না বুইন্‌না=[চট্ট]—ক্রি. বিণ. এলোমেলো, ব্যতিব্যস্ত, ছড়াছড়ি ॥ কাবে তাঁরাই এখন্ চুঁইন্‌না বুইন্‌না পড়সে। [অনু.]।

চুঁইন্‌না=[ক]—বি. দুধ মাপিবার মাটির মাত্র ॥ [<চোঙ্গা]।

চুঁই পিঠা=[য, বা]—বি. সেমাই পিঠা ॥ চুঁই পিঠা খাইতে বালা লাগে। [চই (<চবিকা সং); অর্থ প্র.]।

চুঁইব্যা=[ক]—অস. ক্রি. জলে ভিজিয়া ॥ এই রকম চুঁইব্যা আইস কৈত্তন্? [<চুবিয়া]।

চুঁইব্‌বান্=[চট্ট]—ক্রি. চোরের মত উঁকি দেওয়া, লুকাইয়া লুকাইয়া চলা ॥ মানুশউয়া চুঁইব্‌বার ক্যা দেখ্‌ত? [<চোবান=জলে বারবার ডোবান; অর্থ প্র.]।

চুঁইয়ল্=[নুম]—বি. টক ফলবিশেষ, [<চুইঅল্<চুকি ফল=চুকা ফল]।

চুঁইয়া=[চট্ট]—বি. পুংলিঙ্গ ॥

চুঁইরা=[ঢা]—বি. পিতলের তৈরী গামলা বিশেষ ॥ চুঁইরা বরা পানি।

চুঁইশ্=[ঢা]—বি. ষাঁড়ের পিঠের ককুদ ॥ হাবুড়া আইলে চুঁইশ্টা লরে।

চুঁওরামি=[সি]—বি. ইতরামি ॥ বেশি চুঁওরামি বালা না। [<চুওর <চোয়াড়+আমি প্র.]।

চুঁংকা=[য, খু]—ক্রি. চমকিত হওয়া ॥ চুঁংকে উঠে মন্। [<চমকা <চমকানো]।

চুঁংকে উঠা=[য]—ক্রি. ভয় পাওয়া ॥ আন্‌ধাইরে চুংকে উঠ্‌সি। [দেখ চুঁংকা+উঠা]।

চুঁংগ=[পা]—বি. ছোট ঘুড়ি ॥ সাওয়ালড়ায় চুঁংগ উড়ায়।

চুঁংগা=[ঢা]—বি. নল, নলী ॥ [চোঙ্গা <চুঙ্গা হিং]।

চুঁংগাদিল্লা=[সি]—বিণ. নীচমনা: ছোট মন যাহার ॥ চুঁংগাদিল্লা বেটা দাবানলরে কিত্তা দিব? [চুঁংগা< তংগ تنگ ফা.+দিল دل ফা.+আ প্র.]।

চুঁংগি=[কুম]—বি. বড়ি ॥ তর চুঁংগিত্ কয়ড়া বাহ্‌সে? [দেখ চুঁংগা+ই প্র. ক্ষুদ্রার্থে; অর্থ প্র.]।

২=[ঢা]—বি. নাকের ফুল ॥

চুঁংগিয়া=[সি]—বি. মাছ ধরার জন্য ব্যবহৃত বাঁশের শলাকা ॥ [দেখ চুঁংগি+আ প্র.]।

চুঁংগো=[য, খু]—বি. বাঁশের নল ॥ একটা চুঁংগো কেটে আন্। [দেখ চুঁংগা]।

২=[বা, খু]—বি. মাছ ধরিবার পাত্র বিশেষ ॥ চুংগো পাতিস্।

চুঁংটি=[বা]—বি. শামুকের মুখের ঢাকনা ॥

চুঁংয়া=[খু]—বি. একমুখে গিরো বিশিষ্ট বাঁশের চোং ॥ চুঁংয়ার পোয়ায় তেল্ মাপা হয়। [দেখ চুংগা]।

চুঁংয়ো=[য]—বি. চোং ॥ এই বাঁশের চুংয়ো আসে? [দেখ চুঁংগা]।

চুঁংরিচুঁরি=[বা]—বি. নারিকেলের ফুলের খোসা ॥

চুঁই=[কু]—বিণ. অতি ছোট, ক্ষুদ্র ॥

চুঁচি=[য]—বি. স্তন ॥ দশ্ বসরেই মেয়েটার চুঁচি দেখা দিয়েসে। [<চুচুক সং]।

চুঁচ্‌ড়া=[খু, য]—বি. মাছ বিশেষ ॥

চুঁচ্‌রো=[য]—বিণ. ছোট মাছ বিশেষ ॥ চুঁচ্‌রো মাস্ গরিবেরা খায়। [<চুঁচড়ো]।

চুঁট্=[চট্ট]—বি. চিমটি ॥ চুঁট্ ন দিস্। [<চিউট <চিমুট=চিমটি]।

চুঁড়া=[চট্ট]—বি. চিমটি ॥ কাতার তলে খাই চুঁড়া মারে কেডা? [দেখ চুঁট্+আ প্র.]।

চুঁত্তি=[চট্ট]—বি. পিঁপড়া ॥ [<চীঁওটী হিং]।

চুঁয়া=[চট্ট]—বি. <চুকা ॥

চুঁয়া পোক্=[চট্ট]—বি. শস্য বিনষ্টকারী কালো পোকা বিশেষ ॥

চুঁহা=[খু]—বিণ. সুঁচালো, তীক্ষ্ণ ॥ পেরেকটা বৈশ্যা চুঁহা কর্। [চোখা <চোক্ষ সং]।

চুঁকন[য]—বি. সিঁড়ি, মই ॥ চুঁকন্ লাগাইয়া সাদে উঠ্।

চুঁকল্=[সি]—বি. খাল, খোলস ॥ কদ্‌লার চুঁকলের রস্ চুঁকো দিও না। [<চোকল <চোলক সং; বর্ণ বিপর্যয়]।

চুঁকলকুরি=[সি]—বি. একের কথা অন্যের নিকট বলা, ঝগড়া বাধান ॥ [<চুগল چغل ফা.+খোর خور ফা.+ই প্র.]।

চুঁকলকুর্=[সি]—বিণ. যে একের কথা অন্যের নিকট বলিয়া বিবাদ বাঁধায় ॥ [<দেখ চুঁকলকুরি]।

চুঁকা=[কুম নো চা]—বিণ. টক ॥ চুঁকা খাইতে বালা। [দেখ চুঁইক্কা]।

২=[পা]—বি. তেঁতুল ॥ [অর্থ প্র.]

৩=[সি]—বিণ. তীক্ষ্ণ, ধারাল ॥ [দেখ চুঁহা]।

চুঁকাই শাক্=[কুম]—বি. টক-পালং ॥ [দেখ চুঁকা+ই প্র.+শাক]।

চুঁকাচুঁকি=[সি]—বি. সংকোচ ॥ [অনু.]।

চুঁকানি=[সি]—বি. কাগজ বা বেড়া ছিদ্র করিবার শলাকা বিশেষ ॥ চুঁকানি দিয়া খাতা শেলাই করমু। [দেখ চুঁকা৩+নি প্র.]।

২=[পা]—ক্রি. বি. সময় ঠিক করিয়া দেওয়া, ঠিকা দেওয়া ॥ চুঁকানির কাবে খাটুনি বেশি ॥ [চুকান+ই প্র.]।

৩=[সি]—বি. জাহাজের সারেং ॥ যাবের চুঁকানি ঐরাও বেড়ায় বৌতু বৌতু বালা কাম্ করসে। [<সুক্কানী سکانی ফা. <সুক্কান سکان আং=হাইল]।

চুঁকান্=[পা]—ক্রি. বি. ঠিকা দেওয়া ॥

২=[সি]—ক্রি. গ্রাহ্য করা ॥ তোমারে চুঁকি না, তুমি কিত্তা কর্‌বায়? [পূর্বে দেখ; অর্থ প্র.]।

চুঁকারি=[পা]—বি. টক ফলবিশেষ ॥ চুঁকারি গাসটায় একটু পানি দেও। [দেখ চুঁকা+রি প্র.]।

চু'কুম্‌, চ'াকুম্‌=[গি]—বি. রাগ॥ কার্‌ লগে চু'কুম্‌ 'চ'াকুম্‌ কর? [অনু.]।

চু'কুম্‌ বুলাই=[গি]—বিণ. বোকা॥ 'চু'ক্‌ আসে বোদ্‌ নাই, তারে কয় চ'কুম্‌ বুলাই'। [< চোখ+কম+বোধ+ নাই]।

চু'কুর্‌ মুকুর্‌=[গি]—বিণ. ছোট খাটো॥ মানুষ্‌টা এক্‌কেবারে চু'কুর্‌ মুকুর্‌। [অনু.]।

চু'কুলি=[ব]—বি. তুষ॥ আগুনের্‌ থালায়্‌ চু'কুলি দ্যাও। [দেখ চু'কল্‌+ই প্র.]।

চু'ক্যা=[বা]—বিণ. টক॥ আম্‌টা বরে চু'ক্যা। [দেখ চু'ইক্‌কা]।

চু'কৈর্‌=[চা]—বি. সুপারী, নারিকেল, খেজুর ইত্যাদির থোপা বা গুচ্ছ॥ এই চু'কৈর্‌ডায়্‌ অনেক্‌ খাজুর্‌ ঐসে।

২=[চা]—বি. এক প্রকার গাছ॥

চু'ক্‌=[গি]—বি. রাগ, তেজ॥ বেশি চু'ক্‌ বালা নায়্‌।

চু'ক্‌কা=[কুম]—বিণ. ধারালো॥ চু'ক্‌কা সুরি॥ [দেখ চুঁ'হা]।

২=[বা]—বিণ. চুকা, টক॥ তেতুল্‌ বর চু'ক্‌কা। [দেখ চু'ইক্‌কা]।

চু'ক্‌কান্‌=[কুম]—ক্রি. চুপিচুপি উঁকি মারিয়া দেখা॥ হেই বাবির্‌ সেবায়্‌ গরের্‌ বিতুরে কি বানি চু'ক্‌কাইয়া চ'াইয়া গেসে। [<চোখ+আন প্র.]।

চু'ক্‌কি=[কুম]—বি. গর্ত করিবার সুক্ষ্মাগ্র কাষ্ঠ খণ্ড॥ চু'ক্‌কি দিয়া গাতা কর্‌। [দেখ চু'ক্‌কা+ই প্র.]।

চু'ক্‌কুম্‌=[গি]—বি. রাগ॥

চু'ক্‌কুর্‌=[ম]—অব্য. থামাইবার সংকেত॥ গরুডারে চুক্‌কর্‌ দে। [চুবকুড<চুবকুড়ি ; চুবকারী হিং]।

চু'ক্‌ চ'াক্‌=[গি]—বি. রাগ॥ এত চু'ক্‌চা'ক্‌ দেখাও কিতা? [অনু.]।

চু'ক্‌চু'কি=[গি]—বি. তেজ, উত্তেজনা॥ [<চুকচুক (অনু.)+ই প্র.]।

চু'ক্‌চো' ইন্দুর্‌=[চা]—বি. নেংটি ইঁদুর॥ চু'ক্‌চো ইন্দুরে ডোলের্‌ দান্‌ গুন্‌ খাইলো। [<ছুঁচো (<ছুঁছুন্দরী সং)+ইন্দুর]।

চু'ক্‌তা=কু, বা]—বিণ. তীক্ষ্ণ, প্রখর, ধারাল॥ গরুডার্‌ চু'ক্‌তা শিং। [দেখ চুঁ'হা ; চুক+তা প্র.]।

২=[কু]—বি. বিছুটি গাছ॥

চু'ক্‌লান্‌=[কু]—ক্রি, বি. কাচুমাচু করণ॥ [<চুলকান ; বর্ণ বিপর্যয়]।

চু'ক্‌লি=[কুম, গি]—বি. দুর্নাম, পরনিন্দা॥ কেউইর্‌ চু'ক্‌লি করন্‌ গুনা। [দেখ চু'কল্‌ কুর্‌]।

চু'খন্‌=[কুম]—বি. ধানের খোসা, তুষ॥ চে'লি কাডের্‌ লগে চু'খন্‌ গিডাইলে বালা আগুন্‌ বলে। [দেখ চু'কল্‌]।

চু'খল্‌=[কুম.]—বি. দোষ॥ [দেখ চু'কল্‌কুর্‌]।

চু'খা=[পা]—বিণ. ধারালো, তীক্ষ্ণ, প্রখর॥ কোচে'র্‌ আগা বড় চু'খা। [দেখ চুঁ'হা]।

চু'খান্‌=[পা]—ক্রি. আশা করা॥ তার্‌ লাল্‌ গরুডা কিন্‌বার্‌ লাগি শে বড় চু'খাস্‌সে। [দেখ চু'ক্‌কা+আন প্র.]।

চু'খেলা=[খু]—বি. খেলা বিশেষ॥ [চু(ধ্বন্যা.)+খেলা]।

চু'খ্‌=[চা]—বি. দোষ, ভুল॥ কেবল্‌ বৌএর্‌ চু'ক্‌ দরে। [চুক্‌ হিং]।

চু'খ্‌তা=[পা]—বিণ. তীক্ষ্ণ॥ বাশের্‌ চু'খ্‌তা মুরাডা তার্‌ পাও বিন্‌সে। [দেখ চু'ক্‌তা]।

চু'গইর্‌=[কু]—বিণ. লাল টক তরকারী বিশেষ॥ [দেখ চু'কারি]।

চু'গর্‌ বগর্‌=[খু]—বি. অনবরত কথা বলা॥ [চগর বগর (অনু.)]।

চু'গ্‌লি=[কুম]—বিণ. মিথ্যাবাদিনী, পরনিন্দাকারিণী॥ [দেখ চু'কল্‌-কুর্‌]।

২=[ক]—বি. অপরের মন্দ সমালোচনা করণ॥ হে পরের্‌ চু'গুলি কর্‌তে খুব উস্‌তাদ্‌। [দেখ চু'কল্‌কুরি]।

চু'গ্‌লি খাওয়া=[কুম]—ক্রি. অন্যের মন্দ সমালোচনা করা॥ [দেখ চু'কল্‌কুরি]।

চু'চ'া=[ম]—বি. মাছের আঁশ॥ বোয়াল্‌ মাসের্‌ চু'চ'া নাই।

২=[ম, গি]—বি. সারহীন শস্য॥ [<তুচ্ছ সং]।

৩=[ম]—বি. ফলের পাতলা খোসা॥ আমের্‌ চু'চ'া খুব্‌ পাত্‌লা। [পূর্বে দেখ]

চু'চ'ালি=[কু,ব]—বি. বাঁশ চাঁচিবার কালে পরিত্যক্ত আবর্জনা॥ চু'চা-লিতে পা কেটে গেসে। [<চাঁচাড়ি< চাঁচা+ড়ি প্র.]।

চু'চি'=[ব]—বি. কুমারী মেয়ের স্তন॥ দেখ্‌না সুঁড়ির্‌ চু'চি'র্‌ বহর্‌। [দেখ চুঁ'চি']।

চু'চু'আ=[নো]—বি. শিশুক, dolphin॥ নদিতে চু'চু'আ থাহে। [< শিশুম<শিশুক সং]।

চু'চু'কা=[কুম]—বিণ. কূটনীতিবিদ্‌॥ লোক্‌টা বর চু'চু'কা। [<ছুঁচো(< ছুছুন্দরী সং)+কা প্র.]।

চু'চ'্যা=[কুম]—বি. নারিকেলের শলাকার ঝাঁটা॥ চু'চ'্যা দিয়া বাইরাইয়া ঠিক্‌ কর্‌মু।

চু'চ্‌'কি=[কুম]—বিণ. কূটনী॥ মাইয়াডা খুব্‌ চু'চ্‌'কি। [দেখ চু'চু'কা+ই প্র.]।

চু'চ্‌'চ'া=[নো, কুম]—বি. ছোবড়া॥ নাইর্‌কলের্‌ চু'চ্‌'চ'ায়্‌ দরি অয়্‌। [< তুচ্ছ সং]।

চু'চ্‌'তানি=[কুম]—বি. বিশ্রাম॥ খাওয়ার্‌ পর্‌ চু'চ্‌'তানির্‌ দর্‌কার্‌। [< সুস্থ+আনি প্র.]।

চু'চ্‌'রা=[পা]—বিণ. ক্ষুদ্র॥ চু'চ্‌'রা মাস্‌। [দেখ চুঁ'চ'রো]।

চু'চ্‌'মা=[কুম, চট্ট]—বি. নারিকেলের ছোবড়া॥ [দেখ চু'চ্‌'চ'া]।

চু'টা=[খু]—বি. <চটা (বাঁশের)॥ চু'টা না হলি চ'াক্‌ বান্‌বো কি দে?

২=[কুম]—বি. ফেপনা জালের উপরের দিক॥ যালের্‌ চু'টা বালা। [<চুড়া]।

চু'টি=[গি]—বি. বিশেষ ধরণে পাটির

মত বোনা রশি বা চুল ॥ [<চোটী হিং]।

চু'চৌ=[খু]—বি. ক্ষেপনা জালের সরু অংশ ॥ বুত্ খাস্টা চু'চৌ সিড়ে গেইসে । [দেখ চু'টা]।

চু'ট্=[বা]—বি. ককুদ্ ॥ শারের পিঠে চু'টি আসে। [দেখ চু'টি]।

২=[সি]—বি. আঘাত, প্রিয়জনের বিয়োগজনিত ব্যথা ॥ [<চোট হিং]।

৩=[কুম,সি]—বি. ঝুটি ॥ মোরগের চু'টিটা বর শুন্দর্। [চোটী হিং< চূড়া সং]।

চু'ট্কি=[চট্ট]—বিণ. ক্ষুদ্র, একটু খানি, সামান্য পরিমাণ ॥ এক চু'টকি পোয়া ॥ [চুটকি ; অর্থ প্র.]।

২ =[সি]—বিণ. অম্ল, চুকা ॥ তরকারিডা চুটকি মারে। [<চুক (<চুকা)+টি প্র. ; বর্ণবিপর্যয়]।

চু'ট্কি দেওয়া=[সি]—ক্রি. হাই-তোলার সময় আঙ্গুল দিয়া শব্দ করা ॥ [<চুটকি দেওয়া]।

চু'ট্কি মারা=[সি]—ক্রি. টক লাগা॥ ব্যাশি সালুন্ডা চু'টকি মারে। [দেখ চু'টকি+মারা =লাগা]।

চু'ট্কিরা=[কুম নো]—বি. সন্তান ॥ তার্ চু'টকিরা নাই। [<ছোট+কি +রা প্র. ; অর্থ প্র.]।

চু'ট্টা=[সি]—বিণ. যাহার কথার ঠিক নাই ॥ চু'ট্টা বেডায় কি কয় ? [< চুট্টা হিং=ছিঁচকে চোর ; অর্থ প্র.]।

চু'ট্টামি=[সি]—বি. দুষ্টামী ॥ কোন কামে চু'ট্টামি ঘালা নয়। [দেখ চু'ট্টা+মি প্র.]।

চু'ট্টি=[চট্ট]—বি. ময়দার তৈরী ক্ষুদ্র সেমাই বিশেষ ॥ [<চুটকি]।

চু'ট্ পাট্=[সি]—ক্রি. বিণ. চুপ-চাপ, নিরাপদ ॥ বিত্তা ঐবায় ঐসে, কতা কৈও না, চু'টপাট্ যাওসি।

২=[সি]—বি. রাগারাগি, হৈ চৈ, প্রবল তাড়া ॥ [<চোট হিং+পাট অনু:]

চু'টমুটে=[ম]—বিণ. কৃপণ ॥ তোর্ মত চু'টমুটে আর্ নাই। [দেখ চু'টি মুটি+এ প্র.]।

চু'টমুট্=[সি]—বিণ. যৎকিঞ্চিৎ ॥ [<মুট হিং+মুট অনু:]।

২=[ফ]—ক্রি.বিণ. কুটকুট ॥ কচু' আতে লাগাইস্ না, চু'টমুট করবো।[অনু.]।

চু'ট্ লাগা=[সি]—ক্রি. রোগ হওয়া। মোরগ্টার্ চু'টি লাগ্সে [<চোট হিং+লাগা]।

চু'ট্লাগ্রা=[সি]—বি.রোগ বিশেষ (সাধারণতঃ মোরগ অনেক সময় ঝুঁটি আছাড়িয়া মারা যায়) ॥ চু'টি লাগ্রা তোর্ লাগুক্ আমার কাডল্ চু'রি কর্লি ক্যেরে ? [দেখ চু'টি লাগা ; লাগ+রা প্র.]।

চু'ডা=[চট্ট]—বি. লাঙ্গলের ঈষের বাঁজ ॥

২=[চট্ট]—বি. চিমটি ॥ কাতার্ তলে খাই চু'ডা মারে কেডা ? [< চিমটা, চিমটি] ।

চু'ডি=[কুম]—বি. মোরগের ঝুটি ॥ মুর্গার্ চু'ডি। [চোটী হিং]।

২=[কুম]—বি. অসুখ ॥

৩=[চট্ট]—বি. পিঁপড়া ॥ হিতারে চু'ডিয়ে কঁর্ দিয়ে। [দেখ চুঁ'ডি]।

চু'ডে=[ম]—ক্রি. বিণ. দ্রুত গতিতে॥ অত চু'ডে আডা উচি'ত্ না। [<চোট হিং+এ বিভক্তি]।

চু'ড়া=[চট্ট]—বি. চিড়া ॥ চু'ড়া ভিযাইয়ে। [<চূড়া (<চিপিটক সং) হিং ; সাধু চিড়া]।

২ =[চট্ট]—বি. উত্তম মধ্যম ॥ পিডত্ ওত্ চু'ড়া পড়িব।

চু'ড়ুন্=[পা]—বি. ঢেঁকির মুষল॥ [<চূর্ণণ(<চূর্ণসং)=যাহা চূর্ণকরে]।

চু'তর্=[ম]—বি. নিতম্ব, পশ্চাদ্-ভাগ ॥ মেযে তোর্ চু'তর্ ভেংগে দেব নে। [<চূতড় হিং]।

চু'তা=[বা]—বি. পাছা, উদরের বিপরীত অংশ ॥[দেখ চু'তর্]।

২=[কুম]—বি. দোষ, ত্রুটী, ওজর ॥ [< ছুতা (<সূত্র সং)]।

৩=[বা]—বি.ষাঁড়ের কুকুদ্ ॥ শারের্ চু'তা খুব বর অয়। [চুটা<চুড়া সং]।

চু'তা ধরা=[কুম]—ক্রি. কাজে ফাঁকি দেওয়ার জন্য কোন ওজুহাত দেওয়া ॥ পেট্বিশের্ চু'তা দৈরা হেই ছুইরা রৈসে ইস্কুল যাইত না। [দেখ চু'তা +ধরা]।

চু'তিয়া=[সি]—বি. গালি বিশেষ ॥ [চুতিয়া হিং]।

চু'ত্=[ম]—বি. যোনি, স্ত্রীলিঙ্গ ॥ [চুত্ হিং]।

চু'ত্ কইরা=[কুম]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি ॥ চু'ত্ কৈরা আয়। [চুত্ (অনু.) +করিয়া]।

চু'ত্মারাউলি=[সি]—বিণ. গালি বিশেষ ॥ [দেখ চু'ত্+মারা+বালী হিং]।

চু'ত্মারানি=[বা]—বি. গালি বিশেষ ॥ এই চু'তমারানির্ পোলায় আমারে মার্সে। [দেখ চু'ত্+মারা নি প্র.]।

চু'ত্রা=[ম]—বি. বিছুটি ॥ গায়ে চু'ত্রা লাগ্লে বর যালা করে।

২ =[কুম]—বি. পরিষ্কার॥ সে খুব চ'াপ্ চু'ত্রা চ'লে। [<সুথ্রা হিং]।

চু'থা=[পা]—বিণ. বোকা, দুর্বল ॥ [দেখ চু'তিয়া]।

চু'থিয়া=[পা]—বিণ. বোকা, দুর্বল ॥ চু'থিয়া লোক্ ॥ [দেখ চু'তিয়া]।

চু'দাউরি=[সি]—বিণ. পরপুরুষ গ্রহণকারিণী ॥ চু'দাউরির্ পোয়া কোথা-কার্। [চোদা+উরি প্র.]।

চু'দাওয়া=[সি]—বি. পরপুরুষ গ্রাহক, দাউয়া, গালিবিশেষ ॥ মিলি-টারির্ ঠেলায় চু'দাওয়ার্ দল্ লুকাইসে। [দেখ চু'দাউরি ; পুং]।

চু'দির্ পুত্=[সি]—বিণ. নেহাৎ পাজি, গালি বিশেষ॥ চু'দির্ পুত সিগুলি কৈ ? [চুদি<√চুদ+ই (সম্বন্ধে)+পুত্র]।

চু'দির্ভাই=[খু, ব]—বি. গালি বিশেষ ॥ [দেখ চু'দির্ পুত্]।

চু'দুক্=[খু]—বিণ. বোকা, অনভিজ্ঞ ॥ এমন্ চু'দুক্ হলি কবে। [দেখ চু'ত্+উক প্র. ; তুং চুতিয়া হিং]।

চু'দুবুদু করা=[সি]—ক্রি. দেরী বা গড়িমসি করা ॥ চু'দুবুদু কর কিত্তা, মল্দি নাও সারি দ্যাও। [<চুদুবুদু (অনু.)+করা]।

চু'দুম্=[সি]—বিণ. অলস, বোকা, হাবা, অচেতন ॥ ভাইন্ আমার্ চু'দুম্, কান্দ থাকি কে গাম্সা নিলোগি কৈত্তা পারৈন্ না। [দেখ চু'ত্+উম প্র.]।

চু'দুম্ দেওয়া=[সি]—ক্রি. ঠকানো ॥ বেটারে বালা করি চু'দুম্ দিসে। [দেখ চু'দুম+দেওয়া ; অর্থ প্র.]।

চু'দুর্ বুদুর্=[সি, পা]—ক্রি.বিণ. বাড়াবাড়ি ॥ [অনু.]।
২=[ম, ব, চা]—বি. গড়িমসি ॥ অত চু'দুর্ বুদুর্ লাগ্বি না।
৩=[পা]—বি. এক প্রকার খেলা ॥

চু'দ্দবারি=[পা]—বি. খেলা বিশেষ॥
৪=[পা]—বি. প্রবঞ্চনা ॥ চু'দ্দবারি কর্তে কর্তে এক্দিন্ দরা পর্বোই। [অর্থ প্র.]।

চু'দ্না খোলা=[পা, কু]—বিণ. অপদার্থ ॥ [<চোদ+না প্র.+খোলা]।

চু'নয় নেওয়া=[য]—ক্রি. তৃপ্তির সহিত ভোজন করা ॥ এখন্ ভাত্ দিলে চু'নয়্ নেওয়া যেত। [<চুনাইয়া নওয়া]।

চু'না=[চা]—ক্রি.পেষণ করা ॥ গম্গুলা চু'নাইয়া আন্। [<চূর্ণ+আ প্র.]।
২=[ব]—বি. আমসি ॥

চু'না কুমার=[বা]—বিণ. জালি কুমড়া ॥ চু'না কুমার্ খাইতে মন্দ না। [<চুন (<চূর্ণ)+আ প্র.+কুমড়া (<কুষ্মাণ্ড)]।

চু'নাপুডি=[ক]—বি. অতি ছোট পুঁটি মাছ ॥ [<চুনো (<চূর্ণ) +পুঁটি]।

চু'নিয়া=[বা, খু, সি]—বি. ধান মাপার পাত্র বিশেষ ॥ এক্ চু'নিয়া দান্ দ্যাও।

চু'নিয়া কথা বলা=[সি]—ক্রি. হিসাব করিয়া কথা বলা ॥ আপ্নার্ লাকান্ অত চু'নিয়া কথা বল্তাম্ পার্তাম্ না। [<চুনিয়া (<চুন্না হিং)]।

চু'নু=[ম]—বি. স্নো ॥ এক্ ডিবা চু'নু আইন্য। [<সুনু<স্নো snow ইং]।

চু'নে=[বা]—বি. বেতের ঝুড়ি বা ধামা ॥

চু'নের্ চৌপা=[ক]—বি. চুন রাখার মেটে পাত্র বিশেষ ॥ [<চুন (<চূর্ণ +এর (সম্বন্ধে)+চৌপা]।

চু'নোত্তি=[চা]—বি. চুন রাখার কৌটা ॥ [<চূর্ণ+ত্তি প্র.]।

চু'ন্=[পা]—বি. মরিচ ॥ তর্কারিত্ বেশি চু'ন্ দিও না।

চু'ন্কে উঠা=[খু, ব]—ক্রি. আঁৎকাইয়া উঠা, ভয় পাওয়া ॥ [<চমকে <চমকিয়া+উঠা]।

চু'ন্চি'ন্=[খু]—বিণ. অবশ ॥ [< চুন্চুন্ (অনু.)]।

চু'ন্ চু'ইন্যা=[কুম]—বিণ. একটু একটু ॥ আম্ডা চু'ন্ চু'ইন্যা মিশ্টি। [দেখ চু'ন্চি'ন্+ইয়া প্র.]।

চু'ন্ডি=[ফ]—বি. শামুকের মুখের ঢাকনি ॥
২=[ফ]—বি. সরার উপরিভাগের ধরার স্থান ॥ হরার্ চু'ন্ডি না থাক্লে দরে কেম্নে ?

চু'ন্দি=[ফ]—বিণ. ছোট ॥ চু'ন্দি বরৈ খাইস্ না। [দেখ চু'না পুডি]।

চু'ন্দুল্যা=[চট্ট]—বিণ. হৃষ্টপুষ্ট, মোটা, চিকনাইযুক্ত ॥ বিলাইডা খাই খাই চু'ন্দুল্যা হৈয়ে।

চু'ন্নি=[ম]—বি. নিস্তার, অবসর ॥ লোক্টার্ একেবারে চু'ন্নি নাই। [দেখ চ'ন্নি]।

চু'ন্নু=[সি]—বিণ. ছোট ॥ চু'ন্নু মিয়ার্ লাগি এক্টা বল্ আইন্য। [দেখ চু'নাপুডি]।

চু'পা=[সি]—বি. ক্রোধ ॥ অত চু'পা কিত্তা গো বেডি ? [<চোপা]।
২=[সি]—বি. <খোপা ॥ বে উচ'া চু'পা বান্সে।
৩=[ম, ফ]—বি. মুখ, গালি ॥ [দেখ চু'পা]।

চু'পান্ দেওয়া=[বা]—ক্রি. জলের ভিতর ডুবাইয়া দেওয়া ॥ চৌ'রাডরে চু'পান্ দিয়া পানি খাওয়াও। [চুবান দেওয়া]।

চু'পি=[চা]—বি. ঘুঘু পাখী ॥ বাইদ্যারা চু'পি শিকার্ করে।

চু'পালি=[চট্ট]—বিণ. পরিষ্কার ॥ [<সাফালী<সাফ صاف আঃ+আলী]।

চু'পো=[ম, খু]—বিণ. টক ॥ তেঁতুল্ বড় চু'পো। [দেখ চু'কা]।

চু'পো ঘা=[খু]—বি. গোপন আঘাত ॥ [<চুপ+ও প্র.+ঘা]।

চু'পোর্ইয়া=[ফ]—বিণ. শুধু ভুল হয় এমন ॥

চু'প্চু'ইপ্যা, চু'প্চু'পা=[পা, ক]—বিণ. জবজবা ॥ বিয্যা একেবারে চু'প্চু'পা হৈসে। [<চুপ্চুপ্ (অনু.) +আ প্র.]।

চু'প্ চু'প্ করা=[সি]—ক্রি. চূর্ণ বিচূর্ণ করা ॥ [<চুপচুপ (অনু.)+করা]।

চু'প্তে=[চট্ট]—ক্রি. বিণ. গোপনে ॥ [<চুপ+তে]।

চু'প্রা=[ম]—বি. মাছ রাখার পাত্র ॥
২=[কুম]—বি. মুখ. চোপা ॥ মেয়েডার্ চু'প্রায়্ অনেক্ যোর্ ॥ [<চোপ (<চোপা)+রা প্র.]।

চু'ফি=[ম]—বি. উঁকি ॥ চু'ফি দিয়া দেহ। [<চোখ+ই প্র. ; অর্থ প্র.]।

চু'ফ্=[চট্ট]—ক্রি. বিণ<চুপ ॥ চু'ফ্ করি আঁর্ কথা হুন্।

চু'বন্ খাইয়া=[চা]—ক্রি. বিণ. জলে ডুবিয়া ॥ নাও ডুইব্যা যাওনে হেইতারা চু'বন্ খাইয়া উট্সে। [<চুবান খাইয়া]।

চু'বা=[সি]—বিণ. ডুবুডুবু ॥ নাওখান্ একেবরে চু'বা গেচে'। [<চুবান]।

২=[চা]—ক্রি. পা ধোয়ান॥ গরুডারে পুহুর্ থাইক্যা চুঁবি আন্। [<চুবান]।

চুঁবাকাটি=[সি]—বি. ফাৎনা॥ চুঁবা কাটি পানির্ তলে গেলে বর্শি টান্ দিও। [<চুবা (<চুবান)+কাঠি]।

চুঁবাকাড়ি=[কুম]—বি. ফাৎনা॥ হোলা দিয়া বরির্ (বড়শির) বালা চুঁবা কাড়ি অয়্। [দেখ চুঁবাকাটি]।

চুঁবান্=[খু]—ক্রি. বি. ডুবান॥ সে তারে চুঁবাইয়েই মার্লো। [<চুবান]।

২=[চট্ট]—ক্রি. সমাপ্ত করা॥ [অর্থ প্র.]।

চুঁবি=[চা]—বি. পেরেক॥ দেওয়ালে চুঁবি মার্। [<চুবানা হিং]।

চুঁবোন্ পাকান্=[খু]—বি. মীমাংসা॥ [দেখ চুঁবান্১+পাক (পক্ব)+আন প্র.]।

চুঁর্=[সি]—ক্রি. বিণ. <চুপ॥ চুঁর্ থাক্।

চুঁর্চুঁরি=[চা]—বিণ. অত্যধিক তৈলাক্ত॥ তর্ মাথা তেলে এত চুর্‌চুরি ক্যান্‌রে? [<চুর্ চুর্ (অনু.)+ই প্র.]।

চুঁর্চুঁর্=[নো]—বিণ. ভর্তি, পূর্ণ॥ পুহুরে চুঁর্চুঁর্ পানি ঐচে'। [অনু.]।

চুঁমই=[ম]—বি. <চামর॥ হিন্দুরা পুষা পাইলে চুঁমই ঝুলায়।

চুঁমা=[নো]—বি. কলা, কাঁটা॥ বড় শিড় চুঁমা নাই।

২=[চট্ট]—বি. ঝোল॥ তর্‌কারিতে এতুলা চুঁমা কিল্লাই? [<চম্ সং =খাওয়া, পান করা]।

৩=[ম]—বি. থামানোর ইঙ্গিত॥ মৈষ্ (মহিষ) টারে চুঁমা দিলে দোশ্ অয়্। [<চুমা (<চুম্বন; অথবা চুম্‌কুড়ি)]।

চুঁমা ডেউক্=[চা]—বি. চুকা ঢেকুর॥ [চুকা+ঢেকুর (<উদ্‌গার সং)]।

চুঁমানো=[ম]—ক্রি. পরমানন্দে গ্রাস করা॥ গরুটা খাশ্‌গুলো চুঁমাচ্‌'সে। [<চমন সং√চম্=খাওয়া]।

চুঁমুর্=[খু, ম, পা]—বি. খেজুরের মোচা॥

চুঁমোরি=[খু]—বি. খেজুর সুপারি নারিকেল ইত্যাদি গাছের ফুল॥

চুঁম্‌কই=[পা]—বি. মুখ দিয়া এক প্রকার শব্দ করণ॥ [<চুম্‌কড়ি]।

চুঁম্‌কা=[চট্ট]—বি. <চুঙ্গা, নল॥ চুঁম্‌কাডা দিয়া আগুন্‌টা এক্‌টু ফুয়াইয়া দে।

২=[চট্ট]—বি. বড়শির ফাৎনা॥

চুঁম্‌কুর্=[পা]—বি. গবাদি পশুকে ইঙ্গিত করার শব্দ॥ [দেখ চুঁম্‌কুই]।

চুঁম্‌চুঁমে=[কু]—বিণ. সুপক্ব॥ পাকা চুঁম্‌চুঁমে আম্। [<চুম্‌চুম্ অনু. +এ প্র.]।

চুঁম্‌চুঁম্ করা=[কুম]—ক্রি. ইতস্তত: করা॥ কথা কৈতে চুঁম্‌চুঁম্ করা বালা না। [দেখ চুঁম্‌চুঁমে+করা]।

চুঁম্‌টি=[নো]—বি. কোন কিছুর মুখাবরণ॥ নাইরলের্ চুঁম্‌টি উডি গেসে॥ [দেখ চুঁনুতি]।

২=[ফ]—বি. হাতা॥

চুঁম্‌ড়ি=[চা]—বি. শামুক, ঝিনুক ইত্যাদি মুখের ঢাকনি॥ হামুর্ চুঁম্‌ড়ি দিয়া পোলাপাইনে খেলে। [দেখ চুঁনুতি]।

চুঁম্‌প=[চট্ট]—বি. চুম্বন॥ হিক্তির্ কোআলেতে চুঁম্‌প দিল্। [<চুম্বা (<চুম্বন)]।

চুঁম্‌পা=[খু]—বি. চুমা॥ এক্‌টা চুঁম্‌পা দে। [দেখ চুঁম্‌প]।

চুঁম্‌রান্=[কু]—ক্রি. তোষামোদ করা॥ সব্ সময়্ চুঁম্‌রালেই কাম্ উদ্‌ধার্ হয়্ না। [তুং চুম্‌কারনা হিং]।

২=[ম]—ক্রি. গাছ গাছড়ার শাখা ছাটিয়া দেওয়া॥

চুঁম্‌রি=[বা]—বি. নারিকেল, সুপারি ইত্যাদির খোসা॥

২=[খু]—বি. খেজুর গাছের ফুল॥ [<চামরী; চামর সদৃশ]।

চুঁমুর্=[কুম]—বি. নারিকেল মালার তৈরী দুধ নাড়ার হাতা বিশেষ॥ চুঁমুর্‌টা দেও গো বৌ। [দেখ চোঁমর্]।

চুঁয়া=[বা]—বি. চালের মিলন স্থান॥ চুঁয়া দিয়া ঘরে পানি পরে। [<চূড়া]।

২=[কুম]—বি. মহিষ॥ চুঁয়ার্ গাড়িত্ কৈরা মাল্ নিমু।

৩=[চট্ট]—বি. চোঙা, সরু নল॥

৪=[খু]—বিণ. পরিষ্কার॥ বাড়্‌গাটা চুঁয়া করা হয়েসে। [<চষা<চষা]।

৫=[চট্ট]—বি. বিল॥

৬=[চট্ট]—বি. মাঠ॥

৭=[বা, কুম]—বি. টক॥ মুই চুঁয়া খাইমু না। [চুকা]।

চুঁয়াই=[চট্ট, কুম]—বি. চুকা, সব্‌জি বিশেষ॥ [দেখ চুঁয়া৭+ই প্র.]।

চুঁয়াই চুঁটকি=[সি]—বি. ঠাট্টা মশকরা॥ বায়তার্ লগে চুঁয়াই চুঁটকি করা বালা না। [দেখ চুঁয়াই+চাট (<চটু সং)+কি প্র.]।

চুঁয়াই ধান্=[চট্ট]—বি. আমন ধান বিশেষ॥

চুঁয়াইয়া চুঁয়াইয়া=[কুম]—ক্রি. বিণ. ঝরিয়া ঝরিয়া॥ [<চুয়াইয়া<চুয়ান (<চুৎ সং+আন প্র.)]।

চুঁয়া করা=[পা]—ক্রি. সমতল করা, পরিষ্কার করা॥

চুঁয়ান্=[চা, সি]—ক্রি. নি:সরণ॥ [দেখ চুঁয়াইয়া চুঁয়াইয়া]।

২=[কুম]—ক্রি. কোন কাজ শেষ করিয়া দেওয়া॥ সব্ কাম্ চুঁয়াইয়া যামু। [<চুকান]।

৩=[চা]—ক্রি. পানি উঠা। কোশাডা চুঁয়ায়্। [দেখ চুঁয়ান্]।

চুঁয়ারি গর্=[কুম]—বি. চৌচালা ঘর॥ চুঁয়ারি গর্ গুন্‌দর্। [দেখ চুঁয়ারি+ঘর]।

চুঁরতা=[কুম, নো]—বি. সুপারি কাটার যন্ত্র॥ [<সরোতা হিং]।

চুঁরন্ করা=[সি]—ক্রি. ধান ইত্যাদি ছিঁড়িয়া লওয়া॥ এক মুইট্ ধান্ চুঁরন করা অন্যায়ের কাম্ না। [<চূর্ণ করা; অর্থ প্র.]।

চুঁরন্ চাঁরন্=[পি]—বি., হাড় ও মাংসের ছোট ছোট খণ্ড ।। চুঁরন্ চাঁরন্ বানুয়া কবি (কপি) দি খাইতে বালা লাগে। [<চূর্ণ+চাঁরন অনু:]।

চুঁরা=[লো]—বি. ঝাপটা ।। বিশ্টির চুঁরা আইত্তেই আসে। [<চুর(<চূর্ণ সং+আ প্র.]।

২=[চট]—বি. নারিকেল কোরা বধিত করিয়া রস বাহির করিবার পর পরিত্যাক্ত শুষ্ক অংশ ।।

৩=[চট, কুম]—বি. <চিড়া ।। [চূড়া হিং]।

৪=[পি]—ক্রি. ধান ইত্যাদিকে ছড়া হইতে হাত দিয়া আলাদা করা ।। আড়্ বাসা দান্ গুইন্ চুঁরিয়া লও। [দেখ চুঁরন্ করা]।

৫=[পি]—ক্রি. হাড় হইতে মাংস চাঁছিয়া লওয়া ।।

৬=[কুম]—বি. পশলা ।। এক্ চুঁরা মেগ্ ঐ গেল্। [দেখ চুঁরা]।

৭=[কুম, লো]—বি. মার, বেদম প্রহার ।। বেশি গোল্মাল্ কর্লে চুঁরা খাইবা।

৮=[বা]—বি. ঝাকি জালের দড়ি টানার অংশ ।। যালের চুঁরায় এক্টা মাস্ আট্কাইসে। [<চুড়া]।

চুঁরাইয়া=[ফ]—অস. ক্রি. ভাজিয়া ।। [দেখ চুঁরা৪+ইয়া প্র.]।

চঁরা দেওয়া=[চা]—ক্রি, সাজা দেওয়া, জমিতে মই দেওয়া বা হালের দড়ি ছাড়িয়া লাঙ্গল একটু পিছাইয়া চাষ করা ।। [দেখ চুঁরা+দেওয়া]।

চুঁরানি=[কুম]—বি. চাবি।। আল্মারির্ চুঁরানি কৈ রাখ্স? [< ছড়ান (মুক্ত করা)+ই প্র.]।

২=[খু, বা]—বি,প্রায়শ্চিত্ত।। নিবের্ নামে চুঁরানি কর। [দেখ চুঁরা+নি প্র.]।

চুঁরান্=[চট]—ক্রি. শস্যের খোসা ছাড়ানো ।। [দেখ চুঁরন্ করা]।

চুঁরাবুরা=[চা]–বি,সাজা, শাস্তি।। তরেকইড়া চুঁরাবুরা না দিলে তুই হিগ্বি না। [দেখ চুঁরা৭+বুরা অনু:]।

চুঁরি=[কুম]—বি. বোরো ক্ষেতের পানি রক্ষার জন্য এক প্রকার বাঁধ ।।

চুঁরিচাঁমারি=[পি]—বি. ধূর্তামি ।। আর্ চুঁরিচাঁমারি করি কদিন্ খাইবার্। [<চুরি+চামার(চর্মকার সং)+ই প্র.]।

চুঁরি বাঁউরি=[পি]—বি.চুরি, ঠকামী ।। [<চুরি+বাঁদর<বান্দড় হিং+ই প্র.]।

চুঁরিপাইর্=[লো]—বি, ধুতিকাপড় ।। চুঁরিপাইর্ পড়চ্স্। [<চুড়ি+পাড়]।

চুঁরুত্=[খু, বা]—অব্য, খেলা শুরু করিবার নির্দেশসূচক শব্দ ।। চুঁরুত্ দিলে দৌর্ দিবি ।। [ধ্বন্যা.]।

চুঁরুত্করি=[পি]—ক্রি. বিণ. সংগোপনে, দ্রুত ।। চুঁরুত্ করি আয়। [<সুরুৎ (ধ্বন্যা.)+করিয়া]।

চুঁরুত্তরি=[পি]—ক্রি. বিণ. দ্রুত, তাড়াতাড়ি ।। চুঁরুত্তরি আয়। [দেখ চুঁরুত্ করি]।

চুঁরুনি=[কুম]—বি. ডাল ভাঙ্গার পাথর ।। আমাগো ডাইল্ চুঁরুনি কৈ। [<চুরণ (<চূর্ণ সং) +ই প্র.]।

চুঁরুন্=[ক]—বি. মুগুর ।। [দেখ চুঁরুনি]।

২=[ম, চা, ব]—বি. ঢেঁকির সম্মুখস্থ অংশ ।। [পূর্বে দেখ]।

৩=[কু]—বি. জিনিস ।। চুঁরুন্ গুলোও বেন্নি হয়েসে, হাত্তের্ থেকে পড়ে আর্ ভাংগে।

৪=[চা]—বি. কম তেজের তামাক পাতা ।। তামুক্ডা তলক্, কত্লা চুঁরুন্ মরাই ন। [দেখ চুঁর্]।

চুঁরুম্=[পা]—বি, ঢেঁকির মুষল ।। ঢেকিটার্ চুরুম্ বাইংগা গেইচে। [দেখ চুঁরুন্২]।

চুঁরৈ=[পি]—বি. জল রাখিবার এক প্রকার মাটির পাত্র ।। চুঁরৈতে যল্ খুব ঠাণ্ডা থাকে। [<চুরাই<সুরাহী صراحی আং]।

চুঁরৈন্=[চা]—বি. কম তেজের তামাক।। তামোক্টার্ দম্ বেশি, চুঁরৈন্ মিশাইয়া লও। [<চুরণ< চূর্ণ সং]।

চুঁর্=[পা, চা]—বিণ. <চূর্ণ ।। তামাকের চুঁর্ পাতার দাম্ অনেক্ কম্।

২=[কুম]—বি. চ্যাপ্টা চুড়ি।। বাউয়েব্ লাইগ্যা বাইয়ে চুঁর্ আন্চে। [<চুড়]।

চুঁর্ করা=[চা]—ক্রি. ভাংগা, গুড়া করা ।। চ'ংগে বাড়িগুলি চুঁর্ কৈরয়া বাইংগা আয়। [<চুর (<চূর্ণ সং) +করা]।

চুঁর্চাঁরান্ করা=[খু]—ক্রি,ভাজিয়া তচনচ করা ।। ভাব্টা ভাইংগা চুঁর্ চাঁরান্ কর্ল কে? [দেখ চুঁর্ করা; চাঁরান্ অনু:]।

চুঁর্চুঁইরা=[চা]—বিণ. বেশী শুষ্ক, ভাংগা ।। তামোক্গুলি হগাই চুঁর্চুঁইরা ঐসে। [<চুর (<চূর্ণ)+চুর+ইয়া প্র.]।

চুঁর্চুঁরা=[চা]—বিণ. গুঁড়া ।। গেলেস্ টা বাইংগা এক্কেলে চুঁর্চুঁরা ঐয়া গেসেগা। [দেখ চুঁর্চুঁইরা]।

চুঁর্পানি=[ম]—বি. <চোরাপানি (স্ত্রী আচারে) ।।

চুঁর্পট্টি=[য]—বিণ. শুষ্ক, কোঁচ-কানো ।। রূপে গামুকডা শুকে চুঁর্ পুট্টি লাগিচে।

চুঁর্পদুম্=[পা]—বিণ. ক্ষুদ্র ।। আরে ঐ চুঁরপুর লোকের কথা সাড়্।

চুঁর্ভুর্ করা=[খু]—ক্রি. অপচয় করা ।। টাকা পয়শা চুঁর্ভুর্ করিস্ না। [<চুর (<চূর্ণ)+ভুর অনু:+করা]।

চুঁর্মুস্নুর্=[লো]—বিণ. চুরমার ।। হাড়ি পাতিল্ বাংগি চুঁর্মুসুর্। [< [<চুরবিচুর (<চর্ণবিচূর্ণ)]।

চুঁলর্কেণ্ডা=[চট]—বি. <চুলের কাঁটা ।।

চুঁলা=[খু]—বি, লাকড়ি।। চুঁলা বার্ করা হয়েসে।

চুঁলা আন্দুলে=[বা]—ক্রি. বিণ. উনুনের চারিদিকে।। চুঁলা আন্দুলে

আবর্‌বনা কৈর না। [<চুলা (<চুল্লী সং)+ আগুনে=যাহা আগলাইয়া থাকে]।

চু'লা চ'টে্কি=[বা]—বি. চালচুলা ॥ নাই চু'লাচ'টে্কি আবার্ শ টাকা খরচ্' কর্‌বে। [<চুলা (চুল্লী সং)+চাটকি অনু:]।

চু'লাচু'লি=[কুম]—বি. ঝগড়া, কোন্দল ॥ বেডি বাইতের্ ক্যা এত চু'লাচু'লি? [<চুল (<চূড়া সং)+আ প্র.+চুল+ই প্র. ; অর্থ প্র. ; ব্যতী হারে]।

চু'লাল্=[চট্ট]—বি. পাকঘর ॥ [দেখ চু'লাশাল্]।

চু'লাশাল্=[বা]—বি. চুলার ঘর, বাইরের উনান ॥ [<চুলা (চুল্লী)+শালা]।

চু'লাহাল্=[চা, ফ]—বি. চুলা বা উনানের পাড় ॥ চু'লাহাল করস্ কি? [দেখ চু'লাশাল্]।

চু'লা হিথান্=[সি]—বি.চুলার শিয়র, চুলার পিছনদিকের জায়গা ॥ বিলাইডা চু'লাহিথানে শুয়াইয়া আসে। [দেখ চু'লা +হিথান<শিথান < শিরঃস্থান সং]।

চু'লি=[কুম,চা,নো,চট্ট]—বি. ব্লাউজ ॥ চু'লিডা গাও দেওগো (কুম)। [<চুলী হিং]।

২=[চা]—বি. শার্ট, জামা ॥ আমার্ চু'লিডা ফাইরা গেচে'গা। [পূর্বে দেখ]।

চু'লুনি=[খু]—বি. চুলকানি ॥ গায় বড় চু'লুনি হৈসে। [<চুল আনি< <চুলকান+ই প্র.]।

চু'লুবুলু=[চা]—বি. শলাপরামর্শ, কুমন্ত্রণা ॥ হেরে চু'লুবুলু দিয়া হেদিক্ লৈয়া যা। [অনু.]।

চু'লুমদ্দি=[চা]—বিণ. গালি বিশেষ ॥ চু'লুমদ্দি তুমি এতোক্ খোন্ কৈ গেসিলা? [<সলীম উদ্দীন سليم الدين আং ;=ধর্ম সংরক্ষিত; তুচ্ছার্থে অর্থ বিকৃতি]।

চু'লেখেড়ে যাব্=[পা]—বি. বিরুদ্ধ ভাব ॥ তার্ সংগে আমার্ চুলেখেড়ে বাব্। [<চুল (<চূড়া সং)+খড়+ এ (বিভক্তি)]।

চু'লের্ ডান্=[চট্ট]—বি. একপ্রকার ছোট মাছ ॥

চু'ল্=[কু]—বি. গো-গাড়ির চাকার সন্ধি স্থলের সরু কাঠের গোঁজ ॥ গোরুর্ গাড়ির্ চ'াকার্ চু'ল্ ভেংগে গেলে পুঁটে খুলে যায়।

চু'ল্কা=[কুম]—বি. বাকল ॥ [< ছিলকা<ছল্লিকা সং]।

চ'ল্চু'লানি=[চা]—বি. অন্যকে জব্দ করিবার ইচ্ছায় খোঁটা ও খোঁচা দিয়া কথা বলিবার অভ্যাস ॥ রাখ্ তর্ চু'ল চু'লানি মযাইয়া দেই। [<চুল্চুল্ (অনু.)+আনি প্র.]।

চু'ল্চুলান্=[কুম]—বি. চুলকান ॥ কচু' দর্‌লে আত্ চু'ল্চু'লায়্। [দেখ চুল্চুলানি]।

চু'ল্চু'লি=[চা, কুম]—বি. চুলকানি, অস্বস্তিকর ভাব ॥ ওর্ এত চু'ল্চু'লি উঠ্‌ল কেরে? [দেখ চু'লচু'লানি]।

২=[ব]—বিণ. চঞ্চল ॥ চু'লচু'লি মেয়ে সকলের্ আগে অকাম্ করে। [< চঞ্চল+ই প্র.]।

চু'ল্চু'ল্ করা=[চা]—ক্রি. গলা ধরা বা গলা চুলকান ॥ কচু'র্ তর্‌কারিটা বালা অয় নাই, গলা চু'ল্চু'ল্ করে। [দেখ চু'ল্চু'লানি]।

চু'ল্টি=[পা]—বি.চুলের তৈরি দড়ি, চুলের ফিতা ॥ চ'লটি গাছ্' দিয়া মেয়ের্ চু'ল্ বাইন্দা দেও। [চুল (চূড়া সং)+ টি প্র.]।

চু'ল্তি=[চা]—বি. <সলিতা ॥ হারিকেনের্ চু'ল্তি আইন্য।

চু'ল্দান্=[চট্ট]—বি. চুলা ॥ [<চুল (চুল্লী সং)+দান دان ফা.]।

চু'ল্ পাইট্ করা=[চা]—ক্রি. সিঁথি কাটা ॥ চু'ল্পাইট্ কৈরা গুর্‌লে মাইন্‌ষে খারাপ্ কয়্। [<চুল(< চূড়া)+পাট (<পট্ট সং)+করা]।

চু'ল্লি=[ফ]—বি. দুধ খাপার চুল্লী ॥

চু'শি=[বা,খু]—বি. পিঠা বিশেষ ॥ চু'শি কাট্‌চে'া?

চু'শি পিঠা=[ব, ক]—বি. পিঠা বিশেষ ॥ শিতকালে চু'শি পিঠা খাইতে বালা। [দেখ চু'শি+পিঠা]।

চু'শি পিডা=[কুম]—বি. পিঠা বিশেষ ॥ [দেখ চু'শি পিঠা]।

চু'শি বুশি=[পা]—বি. কাঁকিঝুকি, প্রলোভন ॥ সে চু'শিবুশি দিয়া মনের্ কথা লৈল্। [অনু.]।

চু'ষ্=[পা]—বিণ. নষ্ট, শেষ ॥

চু'সা=[পা]—বি. হেঁচড়ানোর ফলে দাগ ॥

চু'স্কা=[কুম]—বি. চোগলখোর ॥ সেরাডা খবর্ চু'স্কা। [<চুচ্< ছুঁচো+কা প্র.]।

চু'স্কি=[কুম]—বিণ. পরচর্চা কারিণী ॥ তাই বর চু'স্কি। [দেখ চু'স্কা+ ই প্র. (স্ত্রীং)]॥

চু'স্ড়া=[চা]—বি. বেতের কাঁটা ॥ চু'স্রাডা লৈয়া আয়্।

চু'হা=[পা,কু]—বি.তীক্ষ ॥ পাচ'নের্ আগাডা বড় চু'হা। [দেখ চু'কা]।

২=[খ]—ক্রি. ভয় করা ॥ আমি ওরে চু'হি নাহি? [দেখ চু'কান্$_1$]।

৩=[বা]—বিণ. টক ॥ তেতৈ বর চু'হা। [দেখ চু'কা]।

৪=[সি]—ক্রি.<চোষা ॥ নবেন্ চু'ইহা খাও।

চু'হে=[খ]—ক্রি. বিণ. ঢুকিতে ॥ চু'হে কাম্ কর। [<ঢুক্ (<ঢুকান) +এ বিভক্তি]।

চু'হ্যা=[ক]—বিণ. টক ॥ আমড়া বরর্ চু'হ্যা। [দেখ চু'কা]।

চেঁ=[কুম]—বি. ছাগল ॥ চে'র্ দুদ্ উব্‌কারি ।

চেঁ'ই=[পা]—বি. চর্মকারের ছুরি ॥ [<ছেইঅ<ছেদিকা সং] ।

চেঁ'ইট্‌কান্=[ম]—ক্রি. মাখান ॥ বাত্‌গুলা চে'ইট্‌কাস্ কিয়েরে ? [< চেটকান<চটকান] ।

চেঁ'ইত্ বেইত্=[নো]—বি. হুঁশ জ্ঞান ॥ তার্ কোন চে'ইত্ বেইত্ নাই । <চেত (<চেতন)+ই প্র.+বেইত [অনু:] ।

চেঁ'ইয়া=[ম]—বিণ. চিকন ॥ চে'ইয়া কলা খাইয়া আউশ্ মিডে না ।

চেঁ'ইর্=[পা]—বি. ক্রিমি ॥

২=[কুম]—বি. তরল পায়খানা ॥ বেশি খাইলে চে'ইর্ দিবি ।

৩=[পা]—বি. দুইদিকে ধারবিশিষ্ট ছুরি ॥ চ'মারেরা চে'ইর্ দিয়া গরু খালায় । [ছেরি<ছুরি(<ছুরিকা)] ।

চেঁ'উ=[গি]—বি. মুরগির বাচ্চার ডাক ॥ বাচ্'চ'াগুলা চে'উ চে'উ করে । [ধ্বন্যা.] ।

চেঁ'উগ্‌রান্=[খু, বা]—ক্রি. গালি দেওয়া ॥ বৌটারে ও যা চে'উগ্‌রান্ চে'উগ্‌রাইসে ।

২=[খু]—ক্রি. এলোমেলো করিয়া ফেলা ॥ ভাত্ শব্ চে'উগ্‌রাইয়া থুইসে ।

চেঁ'উচ্'=[কুম]—বি. একপ্রকার আগাছা ॥ চে'উচে'র্ যালায়্ দান্ বালা অয়্ নাই ।

চেঁ'উবেউ=[গি]—বি. মুরগীর বাচ্চার ডাক ॥ মুরগির্ বাচ্'চ'া চে'উবেউ করে । [ধ্বন্যা.] ।

চেঁ'উমেউ=[গি]—বি. কোলোাহল, শব্দ ॥ [দেখ চে'উবেউ ; অর্থ প্র.] ।

চেঁ'উয়া=[চট]—বি. সাগরের মাছ বিশেষ ॥

২=[খু]—বিণ. চঞ্চল ॥ চে'ওয়া সোড়া কোথাকার্ ।

চেঁ'উর‍্যা=[কুম]—বিণ. এতিম, মা বাপ মরা ॥ [দেখ চে'ড়িয়া] ।

২=[ফ, কুম]—বি. একপ্রকার সরু গোলাকৃতি মাছ ॥

চেঁ'ংগি=[ম]—বি. দুই দিকের চাপে কোন বস্তুর নিষ্পেষিত অবস্থা ॥

২=[বা]—ক্রি. বিণ. শুকাইয়া লম্বা ॥ এবারে বিশ্ মরসে না খাইয়া চে'ংগি ঐসে ।

৩=[ম]—বি. কড়াকড়ি ॥ সেয়্যারে তার্ বাপে খুব্ চে'ংগিত্ রাখসে । [<তংগী تنگی ফা.] ।

৪=[কুম]—বি.সাঁড়া । [পূর্বে দেখ] ।

৫=[পা]—বি. চাপা ॥ চো'র্‌টাকে চে'ংগি দিয়া মার্ । [দেখ চে'ংগি] ।

চেঁ'ংগি দেওয়া=[ম]—ক্রি. টানা দেওয়া ॥ ডাল্‌টা চে'ংগি দিলে সোজা ঐব । [দেখ চে'ংগি+দেওয়া] ।

২=[টা]—ক্রি. নখ দ্বারা আঁকড়াইয়া ধরা ॥ ইচ'া মাসে চে'ংগি দেয় । [দেখ চে'ংগি] ।

চেঁ'ংগি মারা=[পা]—ক্রি.চিল মারা ॥ পয়্‌লা চে'ংগি মাইরা দেখ্ যায় নাহি ।

চেঁ'ংগি লাগা=[পা]—ক্রি. ছেঁচা বা চিপা লাগা ॥ তার্ হাত চে'ংগি লাগ্‌সে । [দেখ চেংগি] ।

চেঁ'ংড়ি প্যাংড়ি=[ফ]—বি. ছেলে মেয়ে ॥ তার্ অনেক্ চে'ংড়ি প্যাংড়ি । [<চেঙ্গাড়া+ই+প্যাংড়ি অনু:] ।

চেঁ'ংনি=[ব]—বি. ছোট মেয়ে । [দেখ চে'ংড়ি প্যাংড়ি] ।

চেঁ'ংসিংগে=[খু]—বি. ট্যাংরা ॥ খালিক্ চে'ংসিংগে আনিস্ বাযার্ থেকে । [<চিচিঙ্গা ; অর্থ প্র.] ।

চেঁ'=[চট]—বি. চেঁচামেচি ॥ [ধ্বন্যা.] ।

চেঁ'উটে=[খু, য]—বি. পিঁপড়া ॥ চেঁ'উটের্ কামড়ে থাকা দায় । [দেখ চু'ড়ি] ।

চেঁ'চ্'চু'য়া=[চট]—বি. আখের ছোবড়া ॥ [<ছেঁচ(<√ছিদ্ সং)+উয়া প্র.] ।

চেঁ'ড়িয়া=[নো]—বিণ. এতিম ॥ চেঁ'ড়িয়া হোলা মাইয়ারে কিছু কওন্ নাই । [<ছেঁওড় (<ছমণ্ড সং)+আ প্র.] ।

চেঁ'পি=[ব]—বি. কাঠালের বিচিহীন ছোট কোষ ॥

চেঁ'গ্‌ইট্‌টা=[কম]—ক্রি. বিণ. কাদা মাড়াইয়া ॥ যায়্‌গাডা চে'গুইট্টা থন্‌দক্ করগে ।

চেচু'য়ানারি=[ফ]—বি. একপ্রকার ধান ॥

চেঁ'চু'র‍্যা=[পা]—বিণ. ছোট, চিকন, রোগা ॥ চে'চু'র‍্যা সেলেটা বালা হয় না । [<চেঁচর (<চঞ্চ সং]+ইয়া প্র.] ।

চেঁ'চু'র্ মেচু'র্=[গি]—বি. পুত্র কন্যাদি ॥ [অনু.] ।

চেঁ'চ্'চু'য়ার্ ডহক্‌কা=[চট]—বিণ. কঠিন, কৃপণ ॥ [<চেঁউচ (আগাছা)+র (সম্বন্ধে)+ঢক্ক+আ প্র. ; অর্থ প্র.] ।

চেঁ'চ্'রি=[বা]—বি. ঘাস বিশেষ ॥

২=[ফ]—বি. বাঁশ চাঁছিবার পর পরিত্যক্ত আবর্জনা ॥ চে'চ্'রি দিয়া খড়ির্ কাম্ অয় । [দেখ চে'চু'র‍্যা ;< চেঁচড়ি] ।

চেঁ'টি=[গি]—বিণ. নিকর্মা, অসতী ॥ চে'টি বেটি যামাইর্ কথা হুনে না । [<চেটী ; অর্থ প্র.] ।

২=[খু]—বি. বাঁশের পাতলা বাখারি বা ছিলকা ॥ [<চটি] ।

চেঁ'টি তারক্=[খু]—বিণ. নচ্ছার, দুষ্ট ॥

চেঁট্‌কি দিয়া=[কুম]—ক্রি. বিণ. আরামের সাথে ॥ চেঁট্‌কি দিয়া বস্‌ । [চেত<চিৎ+কি প্র.+দিয়া] ।

চেঁতি=[ম]—বিণ. রাগী ॥ গরুডা খুব চেঁতি। [<চেত (<চেতন)+ই প্র.]।

চেঁদ্‌ইরা=[কুম]—বি. মেনি মাছ ॥

চেঁদ্‌ড়া=[চট্ট]—বি. দ্বীপাঞ্চলের জলজ উদ্ভিদ্‌ বিশেষ ॥

চেঁদ্‌রি=[কুম]—বি. ভেদা মাছ ॥ চেঁদ্‌রি মাসে খুব তেল্‌ ।

চেঁনি=[কুম নো]—বি. ধারালো দা ॥ [<ছেনি<ছেঅনী<ছেদনী] ।

২=[কুম]—বি. যাহা দ্বারা ক্ষেত নিড়ায় ॥ [<ছেনি ; অর্থ প্র.] ।

চেঁনু=[চা]—বি.<চিনি ॥ গরিবের লাইগ্যা চেঁনু নাই ।

চেঁনু কাটা=[খু]—ক্রি. খৎনা করা ॥ কতা কৈলে চেঁনু কাইট্যা দিমু। [< চেনু (পুরুষাঙ্গ)+কাটা] ।

চেঁব্‌দি=[ম]—বি. ঠাট্টা ॥ আমার্‌ সংগে চেঁব্‌দি কৈর না ।

চেঁমি সাগল্‌=[চট্ট]—বি. অল্প বয়স্ক ছাগী ॥ [<ছেমই<ছেমড়ি (< ছমণ্ডী সং)+ছাগল] ।

চেঁম্‌রি=[বা]—বি.মেয়ে ॥ চেঁম্‌রি ডা গেল্‌ কোনুখে। [<ছেমড়ী<ছমণ্ডী সং]।

চেঁরি=[ম, চা]—বি. নখ ॥ আতের্‌ চেঁরি বর রাখা ঠিক্‌ না ।

চেঁলি=[ফ]—বি. আগাছা বিশেষ ॥

২=[ম]—বি. দুধের সর ॥ গরম্‌ দুধ ঠান্‌ডা হৈলে চেঁলি পরে। [দেখ চেঁলি৩] ।

৩=[কুম, চট্ট]—বি. লাকড়ি ॥ মন্‌-দুই চেঁলি ল । [<চেলা] ।

৪=[কুম, চা]—বি. বিনুনি ॥ বাঁড চুলের্‌ চেঁলি বালা অয়্‌ না ।

৫=[চা]—বি. কাটিবার সময় পাট সাজাইয়া রাখিবার ব্যবস্থা বিশেষ ॥ পাড্‌ চেঁলি দিয়া থুইও ।

৬=[খু]—বি. মাছ ধরিবার খাঁচা বিশেষ ॥

৭=[ফ]—বি. জট ॥ চেঁলি বাণ্ডা তামুক্‌ গুলা থৈরা থো। [দেখ চেঁলি ; অর্থ প্র.] ।

চেঁলি করা=[কুম]—ক্রি. লাকড়ি করা ॥ গাছ্‌টা চেঁলি কর্‌। [দেখ চেঁলি৩+করা] ।

চেঁলুন্‌=[ম]—বি.<চালুনি ॥ চেঁলুন্‌ দিয়া গুড়া বাড়ে ।

চেঁলুনি=[ম]—বি. দুধ জ্বাল দেওয়ার পাত্র বিশেষ ॥ চেঁলুনিটাত্‌ দুধ আওটেক্‌ ।

চেঁহ্‌রি=[নো]—বি. রোজার উদ্দেশ্যে শেষ রাত্রের আহার্য ॥ [<সিহ্‌র سحر আঃ+ ই প্র.] ।

চেঁহ্‌ন্‌=[ম]—বিণ.<চিকন ॥ ইডা যে বেথায়্‌ চেঁহ্‌ন্‌ ॥

চ্যাঁ

চ্যাঁআর্‌=[চট্ট]—বি.চেয়ার, কেদারা ॥ চ্যাআর্‌গান্‌ আন্‌ত । [<চেয়ার ইং] ।

চ্যাঁও=[ম]—বি. রাগ, নাক উঁচু ॥ কথায়্‌ কথায়্‌ এত চ্যাঁও কর কেন্‌ ? [<চেত্‌ (<চেতন)] ।

২=[ম]—বিণ. সতেজ, স্বাস্থ্যবান্‌ ॥ রোগা পোলাডা অহন্‌ একটু চ্যাঁও ঐসে । [অর্থ প্র.] ।

চ্যাঁওচুঁ=[পা]—অব্য. গাই দোহনের শব্দ ॥ গোয়াল্‌রা চ্যাঁওচুঁ কৈরা গাই দোয়ায়্‌ । [ধ্বন্যা.] ।

চ্যাঁওড়িয়া=[নো]—বিণ. অনাথ ॥ সেলেডা চ্যাঁওড়িয়া । [দেখ চেঁড়িয়া] ।

চ্যাঁওয়া পাইত্‌তা=[চা]—ক্রি. বিণ. আড়াল থাকিয়া ॥ দেখ্‌সেন্‌ কোনাত্‌ কেডায়্‌ চ্যাঁওয়া পাইত্‌তা কতা হুন্‌-তাসে । [<ছায়া(ছায়া)+পাতিয়া+শোনা] ।

চ্যাঁওরাট্‌=[সি]—বি. বর্শা বিশেষ ॥

২—[সি]—বি. নৌকার গলুইয়ের নিকটস্থ প্রশস্ত অংশ ॥

চ্যাঁওর্‌=[পা]—বিণ. চিৎ ॥

চ্যাঁং=[ম]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

২ =[ম]—বি. মাছ বিশেষ ॥ চ্যাঁং মাস্‌ আমাগো পাগারে আসে ।

৩=[বা,কুম,ফ,নো]—বি. পুংলিঙ্গ ॥ [অর্থ প্র.] ।

৪=[চট্ট]—ক্রি. বিণ. কিছুই না ॥ আঁয়ার্‌ ঐব চ্যাং । [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।

চ্যাঁংএ=[খু, ম]—বি. মাছ ধরার সরঞ্জাম বিশেষ ॥

চ্যাঁংগট্‌=[ম]—বিণ. দুষ্ট ॥ পুত্‌টা বর চ্যাঁংগট্‌ । [দেখ চ্যাঁংগর্‌] ।

চ্যাঁংগর্‌=[ক, চা, বা, কুম]—বিণ. দুষ্ট, ঠক ॥ তুমি বর চ্যাঁংগর্‌ । [< চেংড়া, চেঙড়া] ।

চ্যাঁংগর্‌ বাঁশি=[চা]—বি. আমন ধান বিশেষ ॥

চ্যাঁংগা=[চট্ট]—বি. দ্বীপাঞ্চলের বন বিশেষ ॥

২=[ম, পা, খু]—বি. ঢিল ॥ গাসে চ্যাঁংগা মারে কেডায়্‌ রে ?

৩=[বা]—বি. লোহার অস্ত্র বিশেষ ॥ কাইবার্‌ সময়্‌ চ্যাঁংগা মারে ।

৪=[ম]—বি. চোখা খুঁটি ॥ বানার্‌ লাগি চ্যাঁংগা দরকার্‌ ।

৫=[বা]—ক্রি. বিণ. না খাইয়া ॥ হারা দিন্‌ চ্যাংগা দিয়া থাকলা ক্যান্‌?

৬=[চট্ট]—বি. বাস বিশেষ ॥

৭=[কুম]—বি. ক্ষেতের সীমা নির্দেশক তৃণগুচ্ছ ॥ খেতের্‌ সিমা এই চ্যাঁংগা ।

চ'্যাংগা গাট্=[সি]—ক্রি. বিণ. জড়-সড় ॥ লোক্‌টা দান্‌দার্‌ চ'্যাংগা গাট্‌ ঐ বৈসে।

চ'্যাংগাট্=[পা]—বিণ একগুঁয়ে ॥ [দেখ চ'্যাংগট্]।

চ'্যাংগা দেওয়া=[পা]—ক্রি.হাত দিয়া ছুড়িয়া মারা ॥

চ'্যাংগানো, চ'্যাংগান্=[পা]—ক্রি. নিক্ষেপ করা, ঢিল মারা ॥

২ =[সি]—ক্রি. আটকা পড়া ॥ এই কামে গিয়া চ্যাংগাইসে।

চ'্যাংগাআওড়ি=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

চ'্যাংগা মারা=[ম]—ক্রি. ঢিল ছোড়া ॥ [দেখ চ্যাংগা₁ + মারা]।

চ'্যাংগা মুরা [কুম]—বি. এক-প্রকার বুনো গাছ ॥ চ'্যাংগামুরার্‌ তলে পাছ্‌'টা হিয়ালের্‌ গাতা।

চ'্যাংগা সোবা=[কুম]—বি. জমির আইল নির্দেশক কাশ জাতীয় তৃণগুচ্ছ ॥ [দেখ চ'্যাংগা₁+ছোবা<ঝোপ(<ক্ষুপ সং)+আ প্র.]।

চ'্যাংগৈর্=[বা]—বিণ. ভারী দুষ্ট ॥ তার্‌ পোলাডা খুব চ্যাংগৈর্‌। [দেখ চ'্যাংগর্]।

চ'্যাংগোর্=[বা, খু]—বিণ. রসিক, চঞ্চল, দুষ্ট ॥ লোক্‌টা বড় চ্যাংগোর্‌। [দেখ চ'্যাংগর্]।

চ'্যাংগ্‌রা প্যাংগ্‌রা=[পা]—বি. বাচ্চা কাচ্চা ॥ চ'্যাংগরা প্যাংগ্‌রার্‌ বালায়্‌ আর্‌ বাচি'না। [<চেংড়া, চ্যাংড়া + প্যাংগড়া <পোগণ্ড < অপোগণ্ড সং]।

চ'্যাংচে'ইংগা=[কুম]—বিণ. যাহার কোন কথা সহ্য হয় না ॥ যামাইবাবু বর চ'্যাংচে'ইংগা। [<চেংচেং (অনু.)+ইয়া প্র.]।

চ'্যাংটা=[ব,ম, চা]—বিণ. দুর্গন্ধ ॥ [চাম(<চর্ম সং)+টা] ॥

২ =[পা, ব]—বিণ.তীব্র ॥ আর্‌ বড় চ'্যাংটা গন্ধ্‌ পড়েসে। [পূর্বে দেখ ; অর্থাৎ যাহাতে চামড়া পুড়িয়া যায়]।

৩=[পা]—বিণ. ঝাল ॥ তর্‌কারিডা খুব্‌ চ'্যাংটা হসে।

৪=[সি]—বিণ. তুচ্ছ ॥ চ'্যাংটা বেটার্‌ বেতমিযি দ্যাখ্‌, যার্‌ তার্‌ লগে লাগে। [<চ্যাংড়া]।

চ'্যাংটা মেযাজ্=[কুম]—বিণ. খিট-খিটে স্বভাব ॥ [দেখ চ'্যাংটা + মিযাজ مزاج আং]।

চ'্যাংডা=[কুম, রং]—বিণ. দুশ্চরিত্র, দুষ্ট ॥ পোলাডা খুব্‌ চ'্যাংডা ঐসে। [দেখ চ'্যাংটা₃]।

২ =[ম]—বি. মাছ ধরার ফাঁদ ॥ চ'্যাংডা তুইল্যা আন্‌গা।

চ'্যাংডান্=[ম, চা]—ক্রি. ক্ষেপান, বিরক্ত করা ॥ আমারে চ্যাংডাইলে বালা ঐব না। [দেখ চ'্যাং₃ +আন প্র.]।

চ'্যাংডামি=[কুম]—বি.দুষ্টামি ॥ [দেখ চ্যাংডা+মি প্র.]।

চ'্যাংড়া=[খু ব]—বি. ছোট বাচ্চা, ছেলে ॥ [দেখ চ'্যাংটা₃]।

২=[কুম]—বিণ. খুব খুঁৎ খুঁতে ॥ চ'্যাংড়া লোক্‌ দরা যায়্‌ না। [অর্থ. প্র.]।

চ'্যাংড়ামি=[সি]—বি. ছেলেমি, ছেলে-মেয়ে সুলভ চপলতা ॥ [দেখ চ'্যাংড়া +মি প্র.]।

চ'্যাংদোলা=[খু]—ক্রি. বিণ. উঁচু করিয়া, লট্‌কাইয়া ॥ [<চ্যাং (শব বহনের খাট)+দোলা<দোলাইয়া= মড়াকে যে ভাবে দোলাইয়া নেওয়া হয়]।

চ'্যাংনা=[ব]—বিণ. ছোট লাঠি ॥

২ =[ব]—বিণ. ছোট ॥ [< চ'্যাংডা]।

চ'্যাংপিস্‌লা=[সি]—বিণ. নাছোড়-বান্দা ॥ লোক্‌টা বর চ'্যাংপিস্‌লা।

চ'্যাংবর্‌লাই=[চট্ট]—বি. আপদ, গলগ্রহ ॥

চ'্যাং মাস্=[কুম]—বি. মাছ বিশেষ ॥ চ'্যাংমাস্‌ অনেকে খায়্‌ না [<চ্যাং+ মাছ]।

চ'্যাংম্‌ড়া=[নো]—বি. ক্ষেতের আইল নির্দেশক ঘাসের গুচ্ছ ॥ [দেখ চ'াংগা-মুরা]।

চ'্যাংরামি=[বা, কুম]—বি. দুষ্টামি ॥ পোলাডা খবর্‌ চ্যাংরামি করে। [দেখ চ'্যাংড়ামি]।

চ'্যাংরামো=[পা]—বি. ঠাট্টা, হাসি মস্করা ॥ বেশি চ'্যাংরামো করিস্‌ না। [দেখ চ'্যাংড়া+ মো প্র.]।

চ'্যাচ'াড়ি=[খু, ব]—বি. বাঁশ কাঠ ইত্যাদির ছাল ॥ দৌড়াব না, বাঁশের্‌ চ'্যাচ'াড়ি পায়ে লাগ্‌বে। [<চাঁচড়ি< চাঁচ (চক্ষ সং)+ড়ি প্র.]।

চ'্যাচে'া=[খু, ব]—বি. ঘাস বিশেষ ॥ চ'্যাচে'ার্‌ ধানের্‌ খতি করে।

২ =কু]—বি. এক ধরণের পোকা ॥ গরুর্‌ পেটে চ'্যাচে'া হয়্‌।

চ'্যাট্=[চট্ট]—বি. পংলিঙ্গ ॥ [< চেট ; অশ্লীল]।

চ'্যাড়াই=[চট্ট]—বিণ. অকর্মণ্য, অকেজো ॥

২ =[চট্ট]—বি. বৃথা গল্প ॥

৩=[চট্ট]—ক্রি. বিণ. হাঁ করিয়া ॥ [চ্যাগড়াই<চ্যাগড়ান=হা করা]।

চ'্যান্না=[চট্ট]—বি. পুরুষাঙ্গ ॥

চ'্যায়ানো=[নো]—ক্রি. সেঁকা ॥ খোলার্‌ উপ্‌রে মাস্‌ চ্যায়ায়্‌। [<চেকা <সেঁকা+নো প্র.]।

চ'্যায়ারো=[চট্ট]—বিণ. ছেলেমানুষ ॥ চ্যায়ারো পোয়া ইত্‌তার্‌ কি যানে? [<ছেম্‌ড়া (<ছুমণ্ড সং)]।

চ'্যাসন্=[নো]—বি. মারা ॥ হোলা-হান্‌রে চ'্যাসন্‌ বালা না। [ছেঁচ্‌+অন ; অর্থ প্র.]।

চ'্যাকা=[পা]—বি. মাছ বিশেষ ॥

২ =[পা]—বিণ.বিকৃত ॥ [<চ্যাপা <চেপটা]।

চ'্যাকানো=[পা]—ক্রি. ভ্যাংচানো ॥

চ'্যাকারেকা=[পা]—বি.মাছ বিশেষ ॥

চ'্যাকারেকা পর্=[সি]—বি. সামান্য আলো ॥ চ'্যাকারেকা পর্‌ তাইতে ও বেটা বারি মুখা পত্তু দিল। [<চ্যাকারেকা (অনু.)+পসর<*সকর<শকর সং]।

চ'্যাকা লাগা=[পা]—বি. টোল খাওয়া ॥ [দেখ চ'্যাকা₂+লাগা]।

চ'্যাক্‌কাসে=[পা]—ক্রি. বিণ. সামনে ॥ আমার্ চ'্যাক্‌কাসে শে এই কাম্‌টা করসে। [<চাক্ষুষে]।

চ'্যাক্‌চে'ইক্যা=[কুম]—বিণ. অম্ল ॥ চ'্যাক্‌চে'ইক্যা পানি। [<চ্যাক চ্যাক (অনু)+ইয়া প্র.]।

চ'্যাক্‌নাই=[বা, খু]—বি. ঔজ্জ্বল্য॥ তোর্ দেহি চ'্যাক্‌নাই ফের্‌সে। [চিকনাঈ হিং]।

চ'্যাক্‌মেক্কানি=[সি]—বি. উদ্ধত ভাব॥ [<চ্যাকম্যাক (অনু.)+আনি প্র.]।

চ'্যাখা=[সি]—বিণ. পিছন দিকে বাঁকা॥ ই চ'্যাখা ঐয়া আডস্ ক্যান্? [দেখ চ'্যাকা₂]।

চ'্যাখারেখা=[সি]—বিণ. কিঞ্চিৎ, স্যাতসেঁতে॥ [দেখ চ'্যাকারেকা পর্]।

চ'্যাখিরেখি=[সি]—বি. দুইদিনের জাঁকজমক॥ [অনু.]।

চ'্যাগা=[পা]—বিণ. থ্যাবড়া, চেপটা॥ শানের উপর্ পৈড়া হাড়িডা চ'্যাগা হয়া গেসে।

২=[ম]—বি. চটা॥

৩=[ম] — ক্রি. থ্যাৎলানো॥ চা'রা গাস্‌টার্ উপ্‌রে বোঝা ফালাইয়া এক্‌কেবারে চ'্যাগাইয়ালসে।

৪=[খু]—বি. পাখী বিশেষ॥ চ'্যাগা মারার্ ফাদ্ চ'রে পাত্‌তি হয়।

৫=[সি]—বিণ. অলস, বোকা, নির্বাক হইয়া দাঁড়াইয়া থাকে যে॥

৬=[পা]—বিণ. হালকা, ভগ্ন স্বাস্থ্য॥

চ'্যাগাই চ'্যাগাই=[সি]—ক্রি. বিণ. মাজা বাঁকাইয়া॥ চ'্যাগাই চ'্যাগাই আটস্ ক্যিতা, বেটা বাত্ খাইস্‌স্ না নি? [<চ্যাগাইয়া চ্যাগাইয়া হাঁটা; দেখ চ'্যাগাইয়া]।

চ'্যাগাইয়া=[কুম]—ক্রি. বিণ. ছড়াইয়া॥ এত চ'্যাগাইয়া ওইসেন্ কিয়েরে, বণ্ডনের্ যাগা দেন্ না। [<চ্যাগা (দেখ চ্যাগান্₀=হা করা, ফাঁক করা)+ইয়া প্র.]।

চ'্যাগাইয়া রাহা=[ঢা]—ক্রি. কাজকর্ম অসমাপ্তভাবে চতুর্দিকে ছড়াইয়া রাখা॥ দুইডা বেপারে আত্ দিয়া ব্যাক্ কাম্ চ'্যাগাইয়া রাখ্‌সি।

চ'্যাগাবোচ'া=[খু, বা]—ক্রি. বি. বারবার বিরক্ত করা॥

চ'্যাগাড়্=[পা, ফ]—বি.জমি বা গাছ ঘেরার বাঁশের বেড়া॥

চ'্যাগান্=[ম]—ক্রি. আলস্যভরে আস্তে আস্তে খাদ্যদ্রব্য চিবানো॥ বৈয়া বৈয়া বাত্ চ'্যাগাইলে ঐত না, তারাতারি খাইয়া কামে যা।

২=[ম]—ক্রি. কুড়াল বা ধারালো অস্ত্রের সাহায্যে কোন কঠিন জিনিস দুই ফাঁক করা॥ কুরাল্ দিয়া খরি চ'্যাগায়্।

৩=[বা, ম]—ক্রি. দুই পা ফাঁক করিয়া দাঁড়ানো॥

৪=[ক]—ক্রি. আনন্দে লাফানো॥

৫=[পা]—ক্রি. বাঁকিয়া যাওয়া॥

৬=[পা]—ক্রি. মারা॥ বিত্‌লামু কর্‌লে চ'্যাগামু কৈল্।

৭=[ম]—ক্রি. পাটখড়ি হইতে পাট ছাড়ানো॥

৮=[পা]—ক্রি. মচকান, ফাটিয়া যাওয়া॥

চ'্যাগাবেগা=[ঢা]—বিণ. বেশী নরম॥ আউয়্‌গার্ বাত্‌গুলি এক্‌কেলে চ'্যাগাবেগা ঐয়া গেসে।

চ'্যাগার্=[চট্ট]—বি. দুর্ভিক্ষ॥

২=[ম, কু, পা]—বি. বাঁশের বেড়া, দেউড়ি॥ বাগানে বাশের্ চ'্যাগার্ দে।

৩=[ঢা]—বিণ. খুব বেশী॥ নাওয়ে চ'্যাগার্ বোঝাই ঐসে।

চ'্যাগা হওয়া=[সি]—ক্রি. মাঝখানে বাঁকিয়া যাওয়া॥ বোঝার্ বারে গাদার্ পিড্ চ'্যাগা ঐগেসে।

চ'্যাল্=[সি]—বি. পাহাড়ের মধ্যভাগের উর্বর সমতল ক্ষেত্র॥

চ'্যাগ্‌ড়ান্=[পা]—ক্রি. অবজ্ঞা করা, অসম্মান করা॥ আমার্ কথা হইনা এত চ'্যাগ্‌ড়াও ক্যা।

চ'্যাগ্‌বেগা=[ঢা, ফ]—বি. কাঁটাযুক্ত মাছ বিশেষ॥

চ'্যাগ্‌রা=[বা]—বি. ছোট ছেলে মেয়ে॥ [<চেংড়া]।

২=[খ]—বি. ভাত॥

চ'্যাগ্‌রা চ'্যাগ্‌রি=[বা]—বি. মন্দভাবে সমালোচনা॥ পরের্ চ'্যাগ্‌রা চ'্যাগ্‌রি করা উচিত্ না।

চ'্যাগ্‌রানো=[সি]—ক্রি. জড়ানো॥ শব্‌ডা চ'্যাগ্‌রাইয়া রাখস্ ক্যারে?

চ'্যাগ্‌রান্=[ম, পা]—ক্রি. বি. অনিচ্ছা সত্ত্বেও মুখে খাবার উঠাইয়া চর্বণ করা॥

চ'্যাচ'া=[পা]—বি. আগাছা॥

চ'্যাচ'ানি=[সি]—বি. চীৎকার॥ মাবির্ চোঁডে চ'্যাচ'ানি শুরু কর্‌সে। [<চেঁচান (চীৎ+আন)+ই প্র.]।

চ'্যাচ'্যা=[খু]—বি.জলজ গাছ বিশেষ॥

চ'্যাচ'্যা করা=[সি]—ক্রি. যন্ত্রণায় চিচিঁ করা॥ কুত্তার বাইচ্‌চ'াডা মাইর্ খাইয়া চ'্যা চ'্যা করে। [<চ্যা চ্যা=চিঁ চিঁ (ধ্বন্যা.)+করা]।

চ'্যাচে'=[পা]—বি. ঘাস বিশেষ॥

চ'্যাচ্'=[সি]—অব্য. বিড়াল তাড়াইবার শব্দ॥ চ'্যাচ্' বিলাই চ'্যাচ্'। [ধ্বন্যা.]।

চ'্যাচ্‌ড়া=[পা]—বি. পুরানো মাদুরের ছেঁড়া অংশ॥ [<চ্যাচ<চাঁচ (চক্ষ সং)+ড়া প্র.]।

চ'্যাচ্'রা=[ঢা]—বি. পেঁয়াজ গাছের মত একপ্রকার গাছের বীজ॥

২=[ম]—বি. ছেঁড়া পাটি, চাটাই॥ চ'্যাচ্'রা দিয়া দানগুলি ডাক্। [দেখ চ'্যাচ্'ড়া]।

৩=[বা]—বি.বাঁশের ধারালো চটি॥ [<চাঁচাড়ি, চাঁচাড়ি< চক্ষ সং+ড়ি প্র.]।

৪=[কুম, ঢা]—বি. বাজে জঙ্গল বা গাছ॥ চ'্যাচ্'রা গাস্‌গুলি উডাইয়া হালা।

চ'্যাচ্'রাইয়া=[বা]—ক্রি. বিণ.

টানিয়া ॥ গরুডারে চ'্যাচ্'রাইয়া আনস্ ক্যা ? [দেখ চ'্যাচ্'রানো]।

চ'্যাচ্'রানো=[কুম]—ক্রি. টানা হেঁচড়া করা ॥ হেরে চ'্যাচ্'রাইয়া না আন্‌লে হেয় আইত না। [<হেঁচড়ানো]

চ'্যাটল্=[পা]—বিণ. চঞ্চল ॥ [< চটুল]।

চ'্যাটা=[সি]—বিণ. নিষ্কর্মা ॥ কোন কাম্ না করি চ'্যাটা বেটার্ খাইবার্ কিতা ? [চেঙ্গড়া]।

২=[খু]—বিণ. চওড়া ॥ [<চেপটা]।

চ'্যাটা চে'টি=[সি]—বি. বাজে কথা বা কাজ ॥ তোমার চ'্যাটাচে'টি আমি বুঝি না। [দেখ চ'্যাটা+চেটি (অশ্লীল)]।

চ'্যাটা বেটি=[সি]—বি. দুষ্টামি। [দেখ চ'্যাটা+বেটি অনু:]।

চ'্যাটের্ বাল্=[ব, পা]—বিণ. গালি বিশেষ ॥ [<চ্যাট (অশ্লীল ; পুরুষাঙ্গ) এর (সম্বন্ধে)+বাল হিং<বাল সং]।

চ'্যাটো=[খু]—বি. স্ফূর্তি ॥ অকারণে এত চ'্যাটো দেখান্ ভালা না। [< চ'্যাটক <চটক ; অর্থ প্র.]।

২=[খু]—বি. দুষ্টামি, শয়তানি ॥ সারাদিন্ চ'্যাটো কর্‌লে লেখাপড়া কর্‌বে কি ? [অর্থ প্র.]।

৩=[খু]—বি. জলজ পোকা বিশেষ ॥ ট্যাংরা মাছে চ'্যাটো খায়্।

চ'্যাট্=[খু]—বি. গাঢ়, আটার মত ॥ কাদা যে বেযায় চ'্যাট্। [<চট= চট্‌চটে]।

২=[কুম]—বি. লগি বিশেষ ॥

৩=[চা]—বি. পুরুষাঙ্গ (গালি অর্থে) ॥ অশ্লীল]।

চ'্যাট্‌কা=[খু, বা]—বিণ. নরম, আঠাযুক্ত ॥ চ'উলের্ পিঠা নরম্ হলে চ'্যাট্‌কা লাগে। [দেখ চ'্যাট্‌কান্$_{১}$]।

২=[য]—বিণ. <চ্যাপটা ॥

চ'্যাট্‌কান্=[য, খু]—ক্রি. গলাইয়া ফেলা, নষ্ট করা ॥ পাকা আম্‌টা পারা দিয়া কেডা বানি এ্যাহেবারে চ'্যাট্‌কাইয়া ফালাইসে।

২=[পা, ফ]—ক্রি. মর্দন করা ॥ বাত্‌গুলি কলা দিয়া চ'্যাট্‌কাইয়া খা। [পূর্বে দেখ]।

চ'্যাট্‌টা= [চট]—বিণ. <চ্যাপ্টা ॥ চ'্যাট্‌টা নাক্।

চ'্যাট্ প্যাট্=[খু]—বি. আঠাজাতীয় কোন পদার্থ গায়ে লাগার ফলে অস্বস্তি বোধ ॥ [অনু.]।

চ'্যাডা=[নো]—বিণ. প্রশস্ত ॥ টেবিলুডা খুব্ চ'্যাডা [<চওড়া]।

চ'্যাডাং=[কুম]—বি. কাঁটা।

চ'্যাড্=[বা]—বি. পুরুষাঙ্গ ॥ [দেখ চ'্যাট্$_{৩}$]।

চ'্যাড্‌ডা বেড্‌ডা=[য]—বিণ. এলো মেলো ॥ [ছেঁড়া+বেড়া অনু:]।

চ'্যাড়্=[খু]—বি. বাঁশের চটা ॥

চ'্যাড়্‌চ'্যাড়্=[ব]—বিণ. ময়লাযুক্ত ॥ [<চড় চড় (অনু.)=চড়চড়ে]।

চ'্যাতন্=[পা]—বি. জাগরণ ॥ [< চেতন]।

চ'্যাতন্ পাওয়া=[ব]—ক্রি. জাগ্রত হওয়া ॥ [দেখ চ'্যাতন্+পাওয়া]।

চ'্যাতম্=[নো, ফ]—বি. অত্যাচার ॥ এত চ'্যাতম্ খোদা সয় না। [<সিতম سِتم ফা.]।

চ'্যাতা=[য]—বি. প্রহার ॥ [দেখ চ'্যাতা$_{২}$; অর্থ প্র.]।

২=[কুম, পা]—ক্রি. রাগ করা ॥ উত্তেজিত হওয়া ॥ হুদা চা'ত্‌লে কোনু লাব্ নাই। [<চেত (<চেতন)+আ প্র.]।

৩=[ফ, পা, সি]—ক্রি. সতেজ হওয়া, বাড়া ॥ হাওয়ায় আগুন্ চ'্যাত্‌সে।

চ'্যাতাংগি=[য]—বি. রাগ, ধমক ॥ তারে চ'্যাতাংগি না দিলে ঠিক্ ঐত না। [দেখ চ'্যাতন্+ কি প্র.]।

চ'্যাতানিয়া=[বা]—বিণ. বেশী ॥ তার্ অশুখ্ খুব্ চ'্যাতানিয়া। [দেখ চ'্যাতা$_{৩}$+ন+ইয়া প্র.]।

চ'্যাতান্=[খু]—ক্রি. শাস্তি দেওয়া ॥ একবার্ চ'্যাতায়ে সাড়বো। [দেখ চ'্যাতা +ন প্র.]।

২=[য]—ক্রি. চৈতন্য করা, জাগ্রত করা ॥

চ'্যাতাল্=[খু]—বিণ. জোরালো ॥ এবার্ চ'্যাতাল্ ধান্ হয়েসে। [দেখ চ'্যাতা$_{৩}$ +ল প্র.]।

চ'্যাত্তে উঠা=[ব]—ক্রি. সজীব হওয়া ॥ [< চেতিয়া< চেত(< চেতন)+ইয়া+উঠা]।

চ'্যাত্তোন্=[পা]—বিণ. জাগ্রত ॥ আমার্ দাদা রাইতে চ'্যাত্তোন্ থাকে। [<চেতন]।

চ'্যাত্=[চট]—বি. পুরুষাঙ্গ ॥ [দেখ চ'্যাট্$_{৩}$]।

২=[সি, চাকা, কুম]—বি. চেতনা, রাগ ॥ লোক্‌টার্ চ্যাত্‌বেত্ নাই। [<চেত (<চেতনা)]।

চ'্যাত্ করা=[সি]—ক্রি. ফোড়ন বা দাগ দেওয়ার শব্দ হওয়া ॥ চ'্যাত্ করি গরুর্ পায়ে দাগ্ দিলো। [< চেত্ (ধ্বন্যা.)+করা]।

চ'্যাত্‌কান্=[চা]—ক্রি. ভয় পাওয়া ॥

চ'্যাত্‌চৈ'তন্=[সি]—বি. প্রাণের সাড়া ॥ [<চেত (<চেতন)+ চৈতন্য ; সহশব্দ]।

চ'্যাত্‌তৈল্=[ফ]—বি. বাঁশের চটা ॥

চ'্যাত্‌তোর্=[পা]—ক্রি. বিণ. চিৎ হইয়া, পৃষ্ঠোপরি ভর করিয়া ॥ বাত্ খাইয়া একটু চ'্যাত্‌তোর্ হয়া থাক্। [<চিৎ+ আর প্র.]।

চ'্যাত্‌না=[কু]—বিণ. চওড়া ॥ চ'্যাত্‌না বাশনুডা আন্। [<চিৎ+ না প্র.]।

চ'্যাত্ পিঠা=[পা]—বি. সরাপিঠা ॥ [<চিৎ+পিঠা]।

চ'্যাত্‌বেত্=[সি, চা]—বি. চেতনা, শক্তি ॥ তোমার্ চ'্যাত্‌বেত্ নাইনি, বিক্‌থা করো কেনে ? [<চেত (< চেতনা) + বেত <বেদনা ; সহশব্দ]।

চ'্যাত্‌মেড্ করা=[সি]—ক্রি. মাছ ডিম ইত্যাদি ভাজা ॥ এন্‌ডাজা চ'্যাত্‌

মেত্‌ করিলাও খাইলাম্‌। [চ্যাত মেত (অনু.)+করা]।

চ'্যাড্‌রা=[খু]—বিণ. চওড়া ॥ চ'্যাড্‌রা থালা। [<চিৎ+রা প্র.]।

চ'্যাড্‌রানি=[নো]—বি. উপহাস ॥ বোয়রোয় চ'্যাড্‌রানি কর্‌লে মধা থাহে না।

চ'্যাড্‌রান্‌=[কুম]—ক্রি. মেলিয়া দেওয়া ॥ দান্‌ চ'্যাড্‌রাইয়া দেও। [<ছত্র+আন প্র.]।

চ'্যাত্‌ লাগা=[সি]—ক্রি. রাগে উত্তেজিত হওয়া ॥ ই কথায় যুদি তোমার্‌ চ'্যাত্‌ লাগে তে আর্‌ কৈতাম্‌ নায়্‌। [<চেত (<চেতন)+লাগা]।

২=[পা]—ক্রি. ক্ষুধা বোধ হওয়া ॥ প্যাটে চ'্যাত্‌ লাগ্‌লে আর্‌ আমি মানুশ্‌ থাকি না। [অর্থ প্র.]।

চ'্যাদর্‌=[চা]—বিণ. নোংরা ॥ তুই বর চ'্যাদর্‌। [<ছিদ্র সং]।

চ'্যাদাবেদা=[সি]—বিণ. অলস, জড়, অচঞ্চল ॥ অত চ'্যাদাবেদা ঐয়া বৈ থাক্‌লে চ'ল্‌বোনি? [দেখ চ'্যাড়ডা বেড়ডা]।

চ'্যাদোর্‌=[বা]—বিণ. বোকা, যোগ্যতাহীন ॥ এইডা চ'্যাদোর্‌ মাইন্‌শের্‌ কাম্‌ না। [দেখ চ'্যাদর্‌]।

চ'্যাদ্‌ড়ান্‌=[পা]—ক্রি. ছড়াইয়া রাখা ॥ [দেখ চ'্যাত্‌রান্‌]।

চ'্যাদ্‌বেদ্‌=[চা]—বি. চেতনাশক্তি ॥ অর্‌ দেহি একটুও চ'্যাদ্‌বেদ্‌ নাই। [দেখ চ'্যাত্‌বেত্‌]।

চ'্যাদ্‌রানো=[চা]—ক্রি. বিকৃত করা, ভ্যাংচানো ॥ [দেখ চ'্যাত্‌রান্‌]।

২=[বা, খু]—ক্রি. অসংবৃত হওয়া ॥

চ'্যাদ্‌রান্‌=[খু]—ক্রি. ঘৃণা করা ॥ দেখ চ'্যাদ্‌ড়ান্‌ ; অর্থ প্র.]।

৩=[ক, য]—ক্রি. বোকার মত হাসা ॥ তুমি বেশি চ'্যাদ্‌রাইও না। [অর্থ প্র.]

২=[খু]—বিণ. চওড়া ॥ পুকুরডা যেমন্‌ চ্যাদ্‌রান্‌ তেমন্‌ গভির্‌ নয়্‌।

চ'্যাদ্‌রামি=[ম, য]—বি, অবহেলা ॥ শর্‌ কামে চ'্যাদ্‌রামি বালা না। [দেখ চ'্যাদ্‌রান্‌ ; চ্যাদরা+মি প্র.]।

চ'্যাদ্‌লা=[চা]—বিণ. নোংরা ॥ তুই বর চ'্যাদ্‌লা হাইয়া। [দেখ চ'্যাদর্‌+আ প্র.]।

চ'্যাদ্‌লামি=[চা]—বি. নোংরামি ॥ চ'্যাদ্‌লামির্‌ দোশে তুমি কতা হুন্‌স। [দেখ চ'্যাদ্‌রামি]।

চ'্যানা=[সি]—বি. গরু মহিষের মূত্র ॥ [<চোনা]।

২=[য]—ক্রি. আটার মণ্ড তৈরী করা ॥ [<ছানা]।

চ'্যানাচে'নি=[সি]—বি; বাজে কথা বা কাজ ॥ তোমার চ'্যানচেনি আই বুঝি না। [অনু.]।

চ'্যানা দোরামি=[ফ]—বি. গোপনে দুষ্কর্ম করণ ॥ অত চ'্যানা দোরামি বালা না। [দেখ চ'্যাদ্‌রামি, চ'্যাদ্‌রানি]।

চ'্যানান্‌=[চা]—ক্রি. প্রস্রাব করা ॥ গাইডা চ'্যানায়্‌। [দেখ চ'্যানা+ন প্র.]।

চ'্যানে পেলে=[সি]—ক্রি. বিণ. সবকিছু ॥ ই বেটার্‌ চ'্যানে পেলে সিক্কি লিবায়্‌ কেনে?

চ'্যানে যাওয়া=[খু]—ক্রি. হিন্দুদের স্নান যাত্রায় যাওয়া ॥ [<স্নানে যাওয়া]।

চ'্যান্‌=[সি]—বি. পুংলিঙ্গ, ঘোড়ার ডিম ॥ তুমি আমার্‌ চ'্যান্‌ কর্‌বায়্‌?

২=[খু] বিণ.<স্নান, গোসল ॥

চ'্যান্‌চে'নানি=[সি]—বি. অনধিকার চর্চা ॥ [<চেন্‌চেন্‌ (অনু.)+আনি প্র.]।

চ'্যান্‌দে=[খু]—অব্য. অর্থহীন বিরক্তি প্রকাশক শব্দ ॥ ধুত্‌তরে চ'্যান্‌দে কোথাকার্‌।

চ'্যান্‌নত্‌=[খু]—বি. চিহ্ন ॥ তোর্‌ গরুর্‌ চ'্যান্‌নত্‌ কি? [<চিহ্নত]।

চ'্যাপর্‌ চ'্যাপর্‌ করা=[ব]—ক্রি. ইয়ার্কি বা ফাজলেমি করা ॥ [< চ্যাপর চ্যাপর (অনু.)+করা]।

চ'্যাপা=[ম, চা]—বি, শুকনা মাছ ॥ চ'্যাপা মাসের্‌ দর্‌ করে না। [< চেপটা (<চিপিটক সং)]।

২=[পা]—ক্রি. নিংড়ান ॥ ভিজা কাপড়্‌ চ্যাপাইয়া রৈদে দে। [< চাপা]।

৩=[পা]—বিণ. কৃপণ ॥ চ'্যাপা লোক্‌ কি দান্‌ দেয়্‌? [<চিপ+আ প্র. ; অর্থ প্র.]।

৪=[পা]—বিণ. সরু ॥ চ'্যাপা পথ্‌। [<চিপা]।

চ'্যাপার্‌ চে'পার্‌=[সি] —অব্য. শব্দ বিশেষ ॥ রবারের্‌ জুতার্‌ বিত্‌রে পানি হান্দাইসে আর্‌ চ'্যাপার্‌ চে'পার্‌ ডাকের্‌। [ধ্বন্যা.]।

চ'্যাপার্‌ মুট্‌কি=[ম]—বিণ. কুৎসিৎ ॥ এই চ'্যাপার্‌ মুট্‌কিরে কর্‌তাম্‌ আমি বিয়া? [দেখ চ'্যাপা+র (সম্বন্ধে) +মটকি (পাত্র)]।

চ'্যাপ্‌চে'ইপ্যা=[কুম]—বিণ. স্যাঁৎ সেঁতে ॥ চ'্যাপ্‌চে'ইপ্যা থাগাত্‌ খেতা রৈদে দিও না। [<চ্যাপ চ্যাপ (অনু.) +ইয়া প্র.]।

চ'্যাপ্‌চে'পা=[সি, ম]—বিণ. অল্প ভিজা ॥ চ'্যাপ্‌চে'পা মাঠ্‌। [দেখ চ'্যাপ্‌ চে'ইপ্যা]।

চ'্যাপ্‌চে'প্‌ করা=[পা]—ক্রি. কৃপণতা করা ॥ ও রকম্‌ চ'্যাপ্‌চে'প্‌ কর্‌লে কাম্‌ ঐব না। [<চ্যাপচ্যাপ (অনু.)+ করা]

চ'্যাপ্‌পত্‌ করয়া=[পা)—ক্রি. বিণ. লুকাইয়া ॥ চ'্যাপ্‌পত্‌ করয়া কি খাজি। [<চ্যাপ্‌পত (ধ্বন্যা.)+করিয়া]।

চ'্যাপ্‌রা=[ম]—বি. বাখারী চাঁছার পর পরিত্যক্ত অংশ ॥ [<ছ্যাবড়া]।

চ'্যাফ্‌=[কুম]—বি. থুথু, লালা ॥ গর চ'্যাফ্‌ ফালাইস্‌ না। [<ক্ষেপ (<ক্ষেপ সং]।

চ'্যাবন্‌=[পা]—ক্রি. বি. চাপ দেওয়া, দুইদিক হইতে আঘাত করা ॥ পেডের্‌ মৈদ্যে চ'্যাবন্‌ দিয়া নাড়িবুরি বাইর্‌ কৈরা ফালামু। [<চাপ+অন প্র.]।

চ'্যাবা=[চা]—বিণ. অর্ধপচা ॥ চ'্যাবা গুবারি কশ্ কশ্ লাগে।

২=[চা]—বিণ. চ্যাপটা ॥ চ'্যাবা হইক্কির্ যবা আসে। [<চেপ্টা]।

চ'্যাবা খাওয়া=[চা]—ক্রি. নষ্ট হওয়া, চেপ্টা হওয়া ॥ সংসারের্ গন্ডগোলে অর্ মন্ডা চ'্যাবা খাইয়া গেসে। [দেখ চ'্যাবা$_1$+খাওয়া]।

চ'্যাবা দেওয়া=[ব]—ক্রি. চ্যাপটাইয়া দেওয়া ॥ [দেখ চ'্যাবা$_2$+দেওয়া]।

চ'্যাবেল্লান্=[সি]—ক্রি. কথায় কথায় গালি দেওয়া ॥ [ছ্যাবলান <ছাবলা (সকল: سفله আ:)+ন প্র.]।

চ'্যাবেল্লামি=[সি]—বি. বোকামি ॥ চ'্যাবেল্লামি কায্ বালা নয়। [দেখ চ'্যাবেল্লান্ ; ছ্যাবলা+মি প্র.]।

চ'্যাবোট্=[খু]—বিন. চাপা খাওয়া ॥ [<চেপট<চিপিটক]।

চ'্যাব্ডা=[কুম]—বিণ. হতভম্ব ॥ [<চেপটা ; অর্থ প্র.]।

২=[কুম]—বিণ<চ্যাপ্টা ॥ পীরা দিয়া মাসুডা চ'্যাব্ডা করি লাইসে।

চ'্যাব্বর্ চে'ব্বর্=[চা]—অব্য. একপ্রকার শব্দ ॥ চ'্যাব্বর্ চে'ব্বর্ কৈর‍্যা বাত্ খাস্ কেন্? [ধ্বন্যা.]।

চ'্যাববের্ কৈরা=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ চ'্যাব্বের কৈরা ফাল্ দিয়া পৈরা যাগা। [<চ্যাব্বর (অনু.) +করিয়া]।

চ'্যাব্রা=[কুম]—ক্রি. বিণ. চমক ॥ ঠাডার্ আওযাযে এক্বারে চ'্যাব্রা দিয়া উঠ্সিলায়্।

২=[কুম]—বি. একচালা ঘর ॥ আংগো চ'্যাব্রায়্ আহ। [<চাপ্রা (<ছপপর হিং)]।

চ'্যাভন্=[চট্ট]—বি. বাসন ॥

চ'্যামা=[কুম]—বি.ছায়া ॥ তার্ চ'্যামা আমার্ গতুর লাগ্সে। [<ছায়া<ছায়া সং]।

২=[সি]—বিণ.কাজে ঢিলা, বোকা ॥ চ'্যামা চাকর্ বিদায় করি দিমু।

৩=[সি]—বিণ. স্যাঁৎসেঁতে, ভিজা ॥ বায়্গাডা বর চ'্যামা।

চ'্যামাইন্দার্=[সি]—বিণ. নিকর্মা পরহেজগার ॥ 'চ'্যামাইন্দার্ থাকি খায়া বেইমান্ বালা'—প্রবাদ। [দেখ চ'্যামা$_3$+ঈমান ایمان আ:+দার دار ফা.]।

চ'্যাম্=[ম]—বি. পুরুষাঙ্গ ॥

২=[কুম]—বি. মই ॥ চ'্যাম্ দিয়া মাডি শমান্ কর্।

চ'্যাম্টা=[সি]—বিণ.শুকনা, চিকন ॥ হুকাইয়া চ'্যামটা ঐসে। [<চ্যাম (<চর্ম সং)+টা প্র.]।

২=[সি]—বিণ.শক্ত কঠিন ॥ চ'্যাম্টা বাশ্। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

চ'্যাম্রা=[বা]—বি. ছেলে ॥ চ'্যামরা তুই হর্দি? [<ছেমড়া (<ছমও সং)]।

২=[ব]—বিণ. বৃহৎ, অস্বাভাবিক ॥ তোমার্ চ'্যাম্রা পায়ের্ যুতা মিল্ত না।

চ'্যাম্রাউনি=[সি]—বিণ. ভিজাভিজা, সেঁতসেঁতে, আর্দ্র ॥

চ'্যাম্রা চ'্যাম্রি=[চা]— বি. ছেলেমেয়ে ॥ [দেখ চ'্যাম্রা]।

চ'্যায়রা=[নো, চট্ট]—বি. চেলা, শতপদী বিষাক্ত কীট ॥ চ'্যায়রায় হাল্ দিলে খুব্ বিশে ধরে।

চ'্যায়াই=[চট্ট]—বি. কালি ॥ বেশি ঘন চ'্যায়াই দা লেহন্ ন যায়। [< সিয়াহী سیاهی ফা.]।

চ'্যায়াথি=[কুম]—বি. খয়ের ॥ পানের লগে চ'্যায়াথি লাগে।

চ'্যায়ান্=[কুম]—ক্রি. জাগান, নিদ্রা ভঙ্গ করা ॥ পোয়াডায় ঘুমাইসে চ'্যায়াইস্ না কৈলায়? [<চেতনা]।

চ'্যায়ারা=[কুম]—বি. এক প্রকার ঘাস ॥

চ'্যার্ চ'্যার্ করা=[নো]—ক্রি. পেট পোড়া, ছটফট্ করা ॥

চ'্যারন্=[ম]—বি. <চিরুনি ॥ আমার্ চ'্যারন্ডা কোনে?

চ'্যারব্=[সি]—বি.<চর্বি ॥ খাসি-ডার্ চ'্যারব্ নাই।

চ'্যারা=[বা]—বি. দুষ্ট, উচ্ছৃংখল ॥ [দেখ চ'্যাম্রা ; অর্থ প্র.]।

২=[ক, বা, খু]—বি. বাখারী ॥ চ'্যারা দিয়া বেরা বান্। [<চেঁচাড়ি]।

৩=[সি]—বি. <চেহারা ॥ কার্ নাই আহে চ'্যারা দেখাইবার্। [< চেহরহ্ چهره ফা.]।

৪=[সি]—বি. <চারা ॥ মরিচের্ চ'্যারা শস্তা আসে।

৫=[ম, সি]—বি. কেঁচো ॥

৬=[ম]—বি. হাড়ি পাতিলের ভাঙ্গা টুকরা ॥ এনু এত চ'্যারা কেন্ এঁচা আগে কুমার্ বারি আস্ল নাকি?

৭=[নো]—বি. জঙ্গল ॥

৮=[বা]—বি.জাল তৈরীর কোড়ন ॥

চ'্যারাংগা=[পা]—বিণ. কড়া ॥ গোস্ত চ'্যারাংগা বাল্ ঐসে।

চ'্যারাক্=[ম, খু]—বি.আলো,প্রদীপ ॥ চ'্যারাক্টা দরারে আনো। [<চেরাগ چراغ ফা.]।

চ'্যারাগি=[পা]—বি. সেলামী ॥ পিরের্ সাথে দেখা কর্তে হলে আগে চে'্যারাগি দিতে হয়্। [দেখ চ'্যারাক্+ই প্র. ; মূল অর্থ চেরাগের মূল্য]।

২=[ম]—বি. যে চেরাগ দেয় ॥ দর্গার্ চ'্যারাগির্ আতে মোম্বাতিগুলি দিয়া আয়্। [পূর্বে দেখ]।

চ'্যারাচে'প্টা=[সি]—ক্রি. বিণ. বিশৃংখলা ॥ হকল্ কামে খালি চ'্যারা-চে'প্টা লাগায়্। [দেখ চ'্যাদর্+আ প্র. +চেপটা]।

চ'্যারাতৃতি=[সি]—ক্রি. বিণ. ক্ষিপ্রহস্তে ॥ চ'্যারাতৃতি কান্ কাটি লাইসে। [অনু.]।

চ'্যারান্=[কুম]—ক্রি. বি. পিছ-লাইয়া যাওয়া ॥ হের্ পিস্লা পথে চ'্যারাইয়া পৈরা গেসে।

চ'্যারাবিন্দি=[ম]—বিণ. এলো-মেলো ॥ কাপর্গুলা চ'্যারাবিন্দি ঐয়া আসে। [দেখ চ'্যারাচে'প্টা ; বিন্দ<ভিন্ন+ই প্র. ; ছিন্নভিন্ন]।

চ'্যারাবেরা=[পা]—বিণ. বিশ্রী,

খারাপ ॥ [<ছেড়ান<ছড়ান+ভরান =লাগান ; অর্থ প্র.]।

চ'্যারারৌশন্=[সি]—বি. শাদির পর নওশাকে প্রকাশ্য মজলিশে বসাইবার রেওয়াজ ॥ [দেখ চ'্যারা৩ +রওশন روشن ফা.]।

চ'্যারালা=[পা]—বিণ শীর্ণকায় ॥

চ'্যারাসবি=[সি] – বি. চেহারা ॥ মেয়েডার্ চ'্যারাসবি বালা আসে। [দেখ চ'্যারা৩+ছবি<সবীহ شبیه আঃ]।

চ'্যারেং ব্যারেং=[চা]—ক্রি. বিণ. তাল-বাহানা ॥ কামের্ শময়্ চ'্যাবেংব্যারেং করিস্ না। [অনু.]।

চ'্যারেংগা=[ম]—বিণ. অতিরিক্ত, কড়া ॥ পায়েশে চ'্যারেংগা মিঠা ঐসে।

চ'্যারেম, চ'্যারেম্=[সি]—বি. চঞ্চলতা, চপলতা ॥ [অনু.]।

চ'্যারেশ্‌টা=[কুম]—বি. <চেষ্টা, তদবির ॥ চা'ক্‌রির্ এক্‌টা চ'্যারেশ্‌টা কর্।

চ'্যারোংগা=[ম]—বিণ. ক্ষোভ উদ্রেক-কারী ॥ তর্ কি ধার্ ধারি তাই কি চ'্যারোংগা কথা শুনর্।

চ'্যার্=[চা]—বি.<চেয়ার, chair ॥ চ'্যার্‌ডা বৈতে দে।

চ'্যার্‌কি বান্‌দি=[চা]—বিণ. দাসী, চাকরানী ॥ আমার্ মাইয়াডারে কি চ'্যার্‌কিবান্‌দি বানাইস ? [<ছুকরী। (বর্ণবিপর্যয়)+বাঁদী<বনদী بندی ফা.]

চ'্যার্‌চে'রাইয়া=[চা]—ক্রি. বিণ. চটপট করিয়া ॥ চ'্যার্‌চে'রাইয়া রোইদ্ ওড্। [চ্যারচ্যার (অনু.)+ইয়া প্র.]।

২=[সি]—ক্রি. বিণ. উচৈঃস্বরে ॥ অত চ'্যার্‌চে'রাইয়া কতা কও কেন্।

চ'্যার্‌চে'রানি=[ব]—বি. প্রবল বৃষ্টি ॥ চ'্যারচে'রানির্ যালায় বাচি'না [<চ্যার চ্যার (অনু.)+আনি প্র.]।

চ'্যার্, চ'্যার্=[পা]—ক্রি. বিণ. শীঘ্র ॥ [অনু.]।

চ'্যার্‌পাই=[কুম]—বি. নৌকায় বসার জন্য বাঁশ বা কাঠের তৈরী আসন ॥

চ'্যার্‌বেরা=[সি]—বিণ. কর্কশভাষী ॥ চ'্যার্‌বেরা বেডার্ কথা হনলে গুশা উডে। [<চ্যারবের (অনু.)+আ প্র.]।

চ'্যার্‌মেটা=[সি]—বি. অতিক্ষুদ্র পোকা বিশেষ ॥

২=[সি]—বিণ. আকড়াইয়া ধরা, শক্ত ॥

চ'্যার্‌মেরা=[চট্ট]—বিণ. শুষ্ক, স্বাস্থ্য-হীন ॥

চ'্যালম্=[ব]—বি. ছিলিম ॥ বশ্, এক চ'্যালম্ তামুক্ খা। [দেখ চি'লিম্]।

চ'্যালা=[ক]—বি. এক প্রকার ক্ষুদ্র পোকা ॥

২=[বা]—বি. গুণ্ডা, বদমায়েশ ॥ এই বেডাডা এই দলের্ বর চ'্যালা। [<চেলা]।

৩=[ম]—বি. শিষ্য ॥ সাধুর চ'্যালা ॥ [দেখ চ'্যালা১]।

৪=[বা]—বি. এক প্রকার সেলাই ॥ [<সেলাই]।

৫=[ম বা]—বি. মাছ বিশেষ ॥ চ'্যালা মাসে ময়লা খায়।

৬=[বা]—বি. এক জলাশয় হইতে অন্য জলাশয়ের মধ্যে যোগাযোগের গর্ত ॥ পুষ্করের চ'্যালা দিয়া শব্ মাস্ বাগসে। [<চালা]।

৭=[কুম]—বি. লাকড়ী ॥ চ'্যালা-রৈদে দেও। [<চেলা]।

৮=[চট্ট]—বি. শক্তিশালী অথচ বোকা ॥ এই চ'্যালার্ হাতত্ কোন্ ভালা কামের্ ভার্ ন দিস্।

৯=[চট্ট]—বিণ. পুরুষ ॥ হিতারার্ আগ্‌গুয়া চ'্যালা মহিশ্ আসে।

১০=[পা]—বি. পুত্র ॥ তোমার্ চ'্যালায় কি পড়ে? [<ছেলা<ছেলে]।

১১=[খু বা]—বিণ. ধূর্ত ॥ সেলেটি এক্ নম্বরের্ চ'্যালা। [দেখ চ'্যালা]।

চ'্যালা উকুন্=[চট্ট]—বি. বড় উকুন ॥ [দেখ চ'্যালা৭+উকুন (<উৎকুন)]।

চ'্যালাকচি'=[সি]—বি. মাছ বিশেষ ॥

চ'্যালাকোচি'=[সি]—বি. পাখী বিশেষ ॥ চ'্যালাকোচি' পৈখ্।

চ'্যালাচ'্যালা=[কুম]—বিণ. বড় বড় ॥ পুকুর্ খাইক্যা চ'্যালাচ'্যালা পুডি মাস্ ধর্‌সি। [দেখ চ'্যালা৭ ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

চ'্যালাযাল্ [কুম]—বি. চেলা মাছ ধরার জাল ॥ [দেখ চ'্যালা৫ +জাল]।

চ'্যালান্=[কুম, ক]—ক্রি. জাগান ॥ আমারে ঘুমেত্তে চ'্যালাইও না। [< চিয়ান<চেতন সং ; দেখ চ'্যায়ান্ ; চিলান প্রযোজক, খিলানা পিলানা ইত্যাদি হিন্দীর সাদৃশ্যে]।

২=[ম]—ক্রি. কাঠাদি ফাড়ান ॥ গাস্‌টা চ'্যালাইতে কত নিবা ? [< চেলা+ন প্র.]।

চ'্যালাব্যালা=[ক]—বি. ছোট ছেলে মেয়ে ॥ [<ছেলে পিলে]।

চ'্যালা মহিশ্=[চট্ট]—বিণ. পুরুষ মহিষ ॥ [দেখ চ'্যালা+মহিষ]।

চ'্যালা মাস্=[ক]—বি একপ্রকার ছোট মাছ ॥ [দেখ চ'্যালা৫+মাছ]।

চ'্যাল্=[ম]—বি. প্রস্রাব ॥ চ'্যাল্ শাফ্ কর্।

চ'্যাল্‌চ'্যালা=[ম]—বিণ. তরল, পাতলা ॥ [<চ্যালচ্যাল (অনু.)+ আ প্র.]।

চ'্যালেচ'্যালায়া=[পা]—ক্রি. বিণ. দ্রুত ॥ পিস্‌লা গাটে লোক্‌টা পৈরা চ'্যাল্‌চ'্যালায়া গিয়া পানিত্ পড়িল্। [দেখ চ'্যাল্‌চ'্যালা+ইয়া প্র.]।

চ'্যাল্‌ডান্=[সি]—ক্রি. শেষ করা ॥ খাওয়া তারাতারি চ'্যাল্‌ডাইয়া ফেল্।

চ'্যাল্‌লত্ করিয়া যাওয়া=[ম]—ক্রি. সহজে ভিতরে প্রবেশ করা বা পার হওয়া ॥ [<চ্যাললত্ (অনু.)+ করিয়া যাওয়া]।

চ'্যাল্‌লা=[পা]—বি. পাতা ঝড়ার উদ্দেশ্যে পাটের স্তূপ ॥ পাটের্ চ'্যাল্-লায় শাপের্ আড্ডা।

২=[ম, পা, ব]—বি. বিষাক্ত পোকা,

বিহা ॥ চ'্যাল্‌লার্‌ কাবরে বর বিন্‌ ।
৩=[ব, খু]—বি. ভরমুজ ॥ গরমে চ'্যাল্‌লা খাইতে বর আরাম্‌ ।
চ'্যাল্‌ল্যা কালা=[পা]—বিণ. দিগ্বি-দিক্‌ জ্ঞানশূন্য ॥ [দেখ চ'্যাল্‌লা, + কানা (<কাণ সং)] ।
চ'্যাল্‌ল্যা চ'্যাল্‌লি=[ক]—বি. গণ্ডগোল ॥ ছেরুয়া চ'্যাল্‌লা চ'্যাল্‌লি কৈর না । [<চেঁচামেচি ; দেখ চ'্যাল্‌লান্‌] ।
চ'্যাল্‌লান্‌=[খু]—ক্রি. চীৎকার করা ॥ চ'্যাল্‌লান্‌ কেন্‌ ? [<চেঁচান <চিল্লানো হিং] ।
চ'্যাশ্‌টা=[ক]—বি. চিকিৎসা ॥ টাহা কেনায় বইরা আমার বিষ চ'্যাশ্‌টায় গেছে গৈল্‌ । [<চেষ্টা] ।
চ'্যাহারা=[বা]—বি. <চেহারা ॥ চ'্যাহারাডায় বও ।
চ'্যাহেক=[সি, নো, ক]—বি. বাহ্য ॥ [<শিহত ... আং] ।

চৈ'

চৈ'=[ম]—বি. হাঁস ॥ চৈ' খুব হাতার্‌ বানে । [ধ্বন্যা.] ।
২=[বা]—বি. পিঠা বিশেষ ॥ চৈ' পিঠা খাইতে খুব মধা ।
৩=[চট্ট]—বি. চৌকি ॥ চৈ'র্‌ মধ্যে হোও । [<চই < চৌকি<চতুষ্কী সং] ।
৪=[ম]—বি. শাক বিশেষ ॥
৫=[ম, পা]—বি. শক্তি, স্ফূর্তি ॥ তোমার্‌ এত চৈ' বার্‌গে কেন্‌ ?
৬=[কুম]—বি. পাহারা ॥ সেরাডারে চৈ' দিয়া রাহ । [<চওকী হিং] ।
৭=[ব, ক]—বি. সিম ॥ চৈ' তর্‌কারি খাইতে মধা ।
চৈ' উঠা=[পা]—ক্রি. কিছু অংশ ভাঙ্গিয়া যাওয়া ॥ বিষা পাতিলের্‌ চৈ' উঠি গেল্‌ ।
চৈ'ক্যা=[চট্ট]—বিণ. চোখা, চোখ ওয়ালা ॥ পেঁচ'া চৈ'ক্যার্‌ আঁর্‌ দিক্‌ কট্‌মটাই চা'র্‌ ।
চৈ'ক্‌কা=[চট্ট]—বি. বড় চোখ বিশিষ্ট একপ্রকার মাছ ॥ [<চোখ+ ইয়া প্র.]
চৈ'খ্যাল্‌=[চট্ট]—বি. পাহারাদার, গুপ্ত পর্যবেক্ষক বা চর ॥ [<চোখ+ আল প্র.] ।
চৈ'খ্‌ উঠা=[পা]—ক্রি. চক্ষু রোগে আক্রান্ত হওয়া ॥ [চোখ উঠা] ।
চৈ'চ'্য়া=[কুম]—বি. কূপের মত গর্ত ॥
চৈ'চৈ'=[ক, বা]—বি. পানিতে এক-প্রকার খেলা ।
২=[ম, বা]—অব্য. হাঁসকে ডাকিবার বুলি । [ধ্বন্যা.] ।
চৈ'চৈ' করা=[ক, কুম]—ক্রি. ইতস্ততঃ বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করা ॥ [< চৈ চৈ (অনু.)+করা] ।
চৈ'ধ্‌মা=[চট্ট]—বি. চড়ুই ॥ [দেখ চে'যা ; অর্থ প্র.] ।
চৈ'ট্‌পিট্‌=[সি]—ক্রি. বিণ. <ছট-ফট ॥ চৈ'ট্‌পিট্‌ করো্যা না ।
চৈ'ড়া=[ব, পা]—অস. ক্রি.< চড়িয়া ॥ গোড়াত্‌ চৈ'ড়া যাও ।
চৈ'ড়্‌=[খু]—বি. কাপড় শুকাইবার বা রাখিবার আলনা । চৈ'ড়ে কাপড়্‌ টানা দে ।
চৈ'ড়্‌গা=[নো]—বি. চড়ুই পাখী ॥ এক্‌ চৈ'ড়্‌গাত্‌ আর্‌ কদ্‌দুর গোস্‌ ঐব । [<চটক সং] ।
চৈ'তা=[ম]—ক্রি. বিণ. উত্তেজিত হইয়া ॥ হে কথায়্‌ কথায়্‌ চৈ'তা উঠে । [<চেতিয়া (<চেতন)] ।
চৈ'তালি=[কুম]—বি. শয়তানি ॥ [দেখ চৈ'তাল্‌+ই প্র.] ।
চৈ'তাল্‌=[কুম]—বি. গোলমাল ॥ বাচ্‌চ'াদের্‌ চৈ'তালে মাথা ঠিক্‌ থাহে না । [চৈত<চৈত্র+আল প্র. ; মূল অর্থ চৈত্র মাসে দোলের গোলমাল] ।
২=[কুম]—বি. অসভ্য বকাবকি ॥ এত চৈ'তাল্‌ করিস্‌ না ॥ [চৈত< +আল প্র. ; মূল অর্থ চৈত্র মাসে দোলের অশ্লীল বাক্য বা গীত] ।
চৈ'ত্তে গেষান্‌=[ম]—বি. বৃথা বাক্য, বেশী কথা ॥ বেটা তুই আর্‌ বেশি চৈ'ত্তে গেষান্‌ গেষাইস্‌ না । [<চৈত +এ প্র.+গাজন ; [দেখ চৈ'তাল্‌] ।
চৈ'তোন্‌=[খু]—বি. শিখা, টিকি ॥ [<চৈতন(<চৈতন্য সং)] ।
চৈ'ত্ত্‌=[সি]—বি. চৈত্র ॥ চৈ'ত্ত্‌ মাইশা রৈদ্‌ খবর্‌ করা । [চৈত্র] ।
চৈ'ত্ত্‌ গাওয়া=[কুম]—ক্রি. গালি দেওয়া ॥ তুই যে এতুলা চৈ'ত্‌ গাইলি তার দোশ্‌ নাই শর্‌ আমার্‌ । [দেখ চৈ'তাল্‌+গাওয়া] ।
চৈ'ত্ত্‌ মুখো=[কু]—বিণ. এলো-মেলো, উল্টাপাল্টা ॥ গাড়িখানা রাস্‌তার্‌ উপর্‌ চৈ'ত্মুখো হয়ে পড়ে আসে । [<চিৎ+মুখ+ও প্র.] ।
২=[কুম]—বিণ. আড়াআড়ি ॥
চৈ'দল্‌=[চট্ট]—বি. চৌদল, সুখাসন । [<চৌদোলা (<চতুর্দোলা)] ।
চৈ'দিশ্‌ বৈদিশ্‌=[খু]—ক্রি. বিণ. হিজিবিজি ॥ তুমিই এই কামের্‌ মধ্যে চৈ'দিশ্‌ বৈদিশ্‌ বাধাইলা । [অনু.] ।
চৈ'দ্‌=[কুম]—বি. গালি ॥ চৈ'দ্‌ দিলে বালা ঐত না । [দেখ চৈ'তাল্‌] ।
চৈ'দ্‌আনা=[নো]—ক্রি. বিণ. একদম কিছু না ॥ [চৌদ্দ আনা] ।
চৈ'ধ্‌রাইন্‌=[চট্ট]—বি. চৌধুরানী ॥ [<চৌধুরানী] ।

চৈ'ধ্রী=[চট্ট]—বি. চৌধুরী ॥ [দেখ চৈ'ধ্রাইন্]।

চৈ'ন্=[চট্ট, চা, ম]—বি. অবসর, বিশ্রাম, শান্তি ॥ [<চয়ন হিং]।

২=[সি]—বি. জিঞ্জির, ॥ নৌকাতে চৈ'ন্ লাগাও ॥ [চেইন chain ইং]।

৩=[চট্ট]—বি. স্ফূর্তি ॥ [দেখ চৈ'ন্]।

চৈ'ন্ন=[ক]—বি. শান্তি, বিশ্রাম ॥ তোমার্ দেখ্লি চৈ'ন্ন নাই। [দেখ চৈ'ন্ +অ প্র.]।

চৈ'ন্ না পরা=[সি]—ক্রি. স্বস্তি না পাওয়া ॥ তোমার্ গরত্ চুঁরি ঐল্ জন্যা আমার্ চৈ'ন্ না পরে। [দেখ চৈ'ন্+না পড়া]।

চৈ'ন্নি=[চা]—বি. নিস্তার, নিষ্কৃতি ॥ আতে পায়ের্ চৈ'ন্নি নাই। [দেখ চৈ'ন্ +নি প্র.]।

চৈ'ন্ পাওয়া=[সি]—ক্রি. শান্তি পাওয়া ॥ বাদে চৈ'ন্ পাইব। [দেখ চৈ'ন্ +পাওয়া]।

চৈ'ন্কে=[কুম]—বি. গরুর প্রস্রাব ॥

চৈ'পাক্কল্=[চট্ট]—বি. পিঠা বিশেষ ॥

চৈ'পোক্=[কুম]—বি. পোকা বিশেষ ॥

চৈ'বা=[ম]—বি. ছোট ডালা ॥ চৈ'বাডা পাকা বেতের্ তৈরি।

চৈ'বৈ=[চা]—বিণ. সহজ ॥ কাম্ডা অত চৈ'বৈ না। [অনু.]।

চৈ'মা=[কুম. চট্ট]—বি. জননেন্দ্রিয় ॥

২=[বা]—বিণ. তালপাতার সিপাই, চিকন ॥ বেরেডা বর চৈ'মা।

চৈ'মা টাহি=[কুম]—বি.ছোট টাকি মাছ ॥ চৈ'মা টাহি খালুম। [দেখ চৈ'মা +টাকি(মাছ বিশেষ)]।

চৈ'মার্ বাল্=[চট্ট]—বিণ. কিছুই না (তুচ্ছার্থে) ॥ [দেখ চৈ'মা + র+(সম্বন্ধে)+বাল হিং; অর্থ প্র.]।

চৈ'মাল্=[কুম]—বি. ছাপ্পরবন্দ ॥ চ'াল্ সাওনির্ লাগি চৈ'মাল্ ডাক্ দে। [<ছাই (<ছাওয়া)+আল প্র.]।

চৈ'রা=[পা]—বি. যে ব্যক্তি চৈর (লগি) দিয়া নৌকা বায় ॥ [<চৈর (লগি)+আ প্র.]।

চৈ'রি=[খু]—বি. চরকা ॥ [< চইরই<চরকি<চর্খহ্ چرخه ফা.]।

চৈ'রি ঘর্=[খু]—বিণ. চারিচাল বিশিষ্ট ঘর ॥ চৈ'রি ঘরে বেশ্ লাগে। [দেখ চু'য়ারি]।

চৈ'র‍্যা=[চা]—বি. চড়ুই পাখী ॥ [চড়ুই+আ প্র. ; তুং চড়য়া হিং]।

২=[চা]—বি. পিতল বা কাঁসার বড় গামলা। [<চড়িয়া<চাড়ি+আ প্র.]।

চৈ'র্=[বা, ম, কুম]—বি. নৌকা চালাইবার বাঁশের লাঠি ॥ চৈ'র্ দিয়া ঠাইশ্যা দর্ ?

চৈ'র্ খাড্টা=[চট্ট, কুম, চা]—বি. শাক বিশেষ ॥

চৈ'র্য়া=[কুম]—ক্রি. বিণ. লাফাইয়া উঠিয়া ॥ গোয়ায় চৈ'র্য়া খারিত্ যাও॥ [<চড়িয়া]।

চৈ'র্‌রা=[চা]—বি. ডিশ বা খড় পাত্র ॥ [দেখ চৈ'র‍্যা]।

চৈ'লা চৈ'লা=[চট্ট]—বিণ. শক্ত শক্ত ॥ কাডলের্ কোয়া চৈ'লা চৈ'লা ॥ [<চাইল(<চাউল)+আ প্র. ; আভি-শব্দে শব্দদ্বিত্ব]।

চৈ'লা পানি=[নো]—বি. ভরপুর পানি ॥ চৈ'লা হানিত্ নাও বাম্বা চ'লে। [<চল+ইয়া প্র.+পানি]।

চৈ'ল্যা=[ম]—বি. ঘাস বিশেষ ॥

চৈ'ল্=[চা, পা, কু]—বি অঁজলা ॥ এক্ চৈ'ল্ পানি আন্। [<চৌল< চল্লু হিং]।

২=[বা]—বি. প্রচলন, প্রথা ॥ [<চল (চলন=প্রথা)]।

৩=[চট্ট]—বি. পাশা খেলার চাল ॥ বৌত্ মাথা খাটাই চৈ'ল্ দিলি। [< চাল]।

৪=[চট্ট কুম]—বি. <চাউল ॥ চৈ'লের্ বাবার্ খুব্ চ'য়া !

চৈ'ল্ চ'মার্=[নো]—বি. অপদার্থ, বাজে ॥ ইহানো চৈ'ল্ চ'মারের্ ঠাইন্ নাই। [চেলা + চামার < চর্মকার]।

চৈ'ল্তা=[সি]—বি. টক ফল বিশেষ ॥ [<চালিতা <চারিত্র সং=তেঁতুল বৃক্ষ ; অর্থ প্র.]।

চৈ'ল্ চৈ'ল=[ম]—ক্রি. বিণ. ভয় ভয় ॥

চো

চো'ই=[পা]—বি. হাঁস ॥ আম্রার্ চো'ইটে ডিম্ দেয়্। [দেখ চৈ']।

চো'ইচ্'চ'া=[চট্ট]—বি. ছোট পুকুর ॥ [<চৌবচ্চহ্ ফিং ; অর্থ প্র.]।

চো'ইট্কা=[পা]—বি. হকা প্রস্তুত কারক ॥

চো'ইর্=[ক]—বি. লগি, নৌকা চালাইবার বৃহৎ বংশদণ্ড ॥ [দেখ চৈ'র্]॥

চো'ওয়ার্=[হঁচ]—বি. চড় চাপড়, থাপ্পড় ॥ [<চাড়<চপেট]।

চো'ং=[কুম]—বি. দড়ি ॥ চো'ং দিয়া গরু বান্দি।

২=[পা]—বি. চিমনী ॥ কার্খানার্ চো'ং। [<চোঙ্<চোঙা]।

চো'ংগা=[ম]—বি. কেঁড়ে (বালতির মতো) ॥ [<চোঙা ; অর্থ প্র.]।

২=[ম]—বি. মই ॥ [চঙ+আ প্র.]।

চো'ংগো=[খু, ম, ক]—বি. মই ॥

চো'ংগোল্=[বা]—বি. নখর, থাবা ॥ [<চংগল چنگل ফা.]।

চো'হলা=[নো]—বি. চোরাকাঁটা ॥

কাপড়্ উঁচা কৈরা আট চো'ংলা লাগুবো।

চ'ওর্=[চট্]—বি. খোকা, তরুণ ॥ ভরাবিয়্ চেঁ'ওর্। [<চামর]।

চ'ওলা=[চট্]—বি. ছোকলা, খোলা, বাকল ॥ আমর্ চো'ওলা। [<চোকলা (<চোলক সং)]।

চ'কা=[ব]—বি. সূক্ষ্ম, তীক্ষ্ণ, ধারাল ॥ চো'কা লোহা শহরে বশানো যায়্। [<চোখা (<চোক্ষ সং)]।

চ'চি'য়া=[ব]—বিণ. তীক্ষ্ণ, তীব্র ॥ [<চোঁচা (<চঞ্চু সং)+য়া প্র. ; তুং চোঁচালো]।

চ'য়াড্ করি=[চট্]—ক্রি. বিণ. তাড়াতাড়ি করিয়া ॥

চ'রি=[চট্]—বি.<চামর, চমরী গাই

চ'স্=[নো]—বিণ. বদমায়েশ ॥ বেডাডা এক্ নম্বরের্ চেঁ'স্। [<ছুঁচা ; অর্থ প্র.]।

২=[চট্]—বি. আগাছা বিশেষ ॥

চ'কা=[খু, ব]—বি. বিলের গভীর স্বচ্ছ জল বিশিষ্ট স্থান ॥ চো'কায়্ মাছ্ মার্তে চ'ল্।

২=[ক]—বিণ. চতুর, চালাক ॥ [<চোখা (<চোক্ষ সং) ; অর্থ প্র.]।

৩=[ক]—বি. বড় লম্বা জামা ॥ চে'কায়্ কাপড়্ পাতলা ঐলেই পারবো। [<চওগা<চুগহ্ ‎ফা.]।

৪=[ব]—বি. উনুন ॥ চে'কাটি তাড়াতাড়ি ধরাও। [<চৌকা<চওকা হিং]।

৫=[ব]—বিণ. খুব ভাল, টাটকা ॥ চো'কা মাল্। [দেখ চে'কা১ ; অর্থ প্র.]।

৬=[কুম]—বিণ. টক ॥ আমডা বড় চো'কা। [<চুকা (<চুক্র সং)]।

৭=[খু]—বিণ. বিশিষ্ট ॥ [দেখ চে'কা১]।

চ'কান্ মোকান্=[ব]—বি. দর কষাকষি ॥ আগেই চে'কান্ মোকান্ কৈরা নও, পরে গন্ডগোল্ ঐব। [<চুকান+মোকান অনু:]।

চ'কোল্=[ক]—বি. পিষত ॥ চো'কোল্ খলা গ্রিহ্ না। [দেখ চু'কল্ কুয়্]।

চ'ক্=[সি]—বি. রাগ, অহংকার ॥ [<চোখ (চক্ষু সং) ; অর্থ প্র.]।

চ'ক্ করা=[সি]—ক্রি. দম্ভোক্তি করা, রাগ করা ॥ [দেখ চে'ক্+করা]।

চ'ক্কা=[কুম]—বি. চার, ৪ ॥ [<চৌকা<চতুষ্ক]।

২=[চা]—বিণ. তীক্ষ্ণ ॥ তোমার্ লাডির্ আগাডা খুব্ চে'ক্কা। [দেখ চে'কা১]।

চ'ক্কাইল্=[কুম]—বিণ. সরু, তীক্ষ্ণ ॥ লাডির্ আগাডা চে'ক্কাইল্ কর। [দেখ চে'ক্কা+ইল প্র.]।

চ'ক্কানো=[খু]—ক্রি. আফসোস করা ॥ এ কথা শুনে সে চে'ক্কাতে লাগ্ল।

চ'ক্কোদান্=[খু, ব]—বি. লাল ভেরেণ্ডা ॥ [<চক্ষুদান]।

চ'ক্না=[কুম]—বি. ধান্দা ॥ চো'ক্ নাড় দান্ খো।

চ'ক্লাইয়া=[ব]—অস. ক্রি. খোসা ছাড়াইয়া, ছিলিয়া ॥ [<চোকলা<চোকলান+ইয়া প্র.]।

চ'খেমুখে=[ব]—ক্রি. বিণ. অসংখ্য ॥ চে'য়ুড়া চে'খেমুখে কিল্ খাইসে। [<চোখ+এ বিভক্তি ; মুখ +এ বিভক্ত ; অর্থ প্র.]।

২=[ব]—ক্রি. বিণ. সামনা সামনি ॥ হের্ যে বিদ্রি খায়্ হেইডা এইবার চে'খেমুখে দয়া পরসে।

চ'খের্ স্যাদা=[ব]—বি. দৃষ্টিশক্তি ॥ [<চোখ<এর (সম্বন্ধে) +ছ্যাঁদা(<ছিদ্র সং) ; অর্থ প্র.]।

চ'খ্ কেত্রান্=[ব]—ক্রি. চোখ দিয়া পিচুটি পড়া ॥ ॥ তার্ চো'খ্ কেত্রাইসে। [<চোখ+কেতুর (<কীচড় হিং<কচচর সং)+ আন প্র.]।

চ'খ্চ'কি=[সি]—বি. তর্জন গর্জন ॥ [<চোখ+চাকি অনু:]।

চ'খ্চ'টা=[ব]—বি. তীক্ষ্ণ বস্তু ॥ [<চোখ+চাটা=চাটিয়া খায় যে জীব]।

চ'খ্ ঠিংরি=[খু]—বি. চোখের ইশারা ॥ [<চোখ+ঠাঁর<ঠাম+ই প্র.]।

চ'খ্খুলি=[খু]—বি.চোখের পাতার জোড়া ॥

চ'খ্ লম্বা=[চট্]—বিণ. খারাপ ॥ সোঁড়া চো'খ্লম্বা ঐয়ে। [<চোখ +লম্বা ; অর্থ প্র.]।

চ'গল্খুরি, চ'গল্খোর্=[ব]—বিণ. যে তিলকে তাল করিয়া তোলে ॥ [দেখ চু'কল্কুর্]।

চ'গা=[কুম]—বি. দামী আচকান ॥ বিয়াত্ দুলায়্ চো'গা না ঐলে অয়্ না। [দেখ চো'কা৩]।

চ'গ্লা=[নো, কুম]—বি. চামড়া, খোলা, আবরণ ॥ সুপারির চো'গলা। [<চোকলা (<চোলক সং)]।

চ'গ্লি=[ব]—বি. নিন্দা, পরচর্চা ॥ [দেখ চু'কল্কুরি]।

চ'চ'া=[ব, পা]—বি. ফলের খরিয়া যাওয়া, খোসা ॥ [দেখ চু'চা২]।

২=[পা]—ক্রি. বিণ. একটানা ॥ পুলিশ্ দেইখা চে'য়ুড়া চো'চা দৌড় দিল্। [<চোঁচা ; অনু.]।

৩=[কুম]—বিণ. চিটা, চাউলহীন ॥ চো'চা দান্। [দেখ চু'চা১]।

চ'চ'া কেলান্=[পা]—বিণ. বিরক্তিকর ॥ তোমার চো'চা কেলান্ কথা শুনে আমার্ গা জালা করে। [দেখ চো'চা+কেলান ; অর্থ প্র.]।

চ'চ'লা=[চট্]—বিণ.<চৌচালা ॥ আঁধার্ অগ্গরা চো'চ'লা ঘর্ আসে।

চ'চ'্=[কুম, নো]—বি. ঘাস আগাছা বিশেষ, ঘাস ॥ বাড়িডাত্ চো'চ্ বরা। [<চোঁচ (<চঞ্চু সং)]।

২=[পা]—বি. বাঁশের উপরের শক্ত অংশ, বাঁশ কাটার আবর্জনা ॥ চে'ছ্'

দিয়ে কোনু কাম্ হয় না। [দেখ চু'চা১]।

২=[চা, খু]—বি. আঁশ ॥ [দেখ চু'চা২]।

৩=[য]—বি. নখ॥ [দেখ চো'চ্' ; অর্থ প্র.]।

চে'চ্'কা=[চট্ট]—বিণ. যে একজনের দোষ অন্যের কাছে বলে॥ [দেখ চু'গ্‌কা]।

চে'চ্'কা লাগান্=[কুম]—বি. একজনের অসাক্ষাতে অন্যের নিকট তাহার নিন্দা করা॥ যে আমার্ নামে চে'চ্'কা লাগাইসে তারে আমি এক্‌বার্ চা'ইয়া দিমু। [দেখ চে'চ্'কা+লাগান ; অর্থ প্র.]।

চে'চ্'ড়া=[খু]—বিণ. শুষ্ক॥ যাওটা চে'চ্'ড়া হতেসে। [<চড়চড় (অনু.)]।

চে'চ্'রা=[বা]—বিণ. শুষ্ক, সঙ্কীর্ণ॥ [দেখ চে'চ্'ড়া]।

চে'ঝা=[য]—বি.বাচ্চা পাখি॥ [< চুযহ্ جوزه ফা.]।

চে'টা=[খু]—বি. বাঁশের চটা॥ চে'টা না হলি চা'ক্ বানুবো কি দে? [< চটা]।

চে'টি=[খু]—বি. বাঁশের বাখারী বা লম্বা ফালি বিশেষ॥ বেড়ার্ চে'টি খুইল না। [<চটি]।

চে'ট্=[খু]—বি. আঘাত॥ [< চোট হিং]।

২=[পা]—বি. গবাদি পশুর স্কন্ধের স্থূল মাংস পিণ্ড॥ [<চুটি<ঝুটি (< ঝুটিকা সং) ; অর্থ প্র.]।

৩=[পা, কুম]—বি. তেজ॥ এত চে'টে কতা কও ক্যেনে? [অর্থ প্র.]।

৪=[খু]—বি. ধমক, রাগ॥ তুই এত চে'ট্ করিস্ ক্যান্? [অর্থ. প্র.]।

চে'ট্‌কা=[য, খু]—বি. বৃক্ষ বিশেষ॥

চে'ট্‌কানো=[পা]—ক্রি. চোষা, জিহ্বা দ্বারা আকর্ষণ করা॥ [<চাট+ক+আনো প্র.]।

চে'ট্‌চ'াপট্=[ফ]—বি. চড়চাপড়॥ 'এই মোহেই চে'ট্‌চ'াপট্ খায়, আবার এই মোহেই তেল্ হিন্দুর পায় —প্রবাদ। [দেখ চে'ট্+চপেট]।

চে'ট্‌টা=[চট্ট]—বি. বিছুটি গাছ বা পাতা॥ চো'ট্‌টা পাতা গাআত্ লাগ্‌লে চু'ল্‌কায়।

২=[চা]—বি. বদমাইশ, গুণ্ডা, শঠ॥ লোক্‌টা এক্ নম্বরের্ চে'ট্‌টা। [দেখ চু'ট্‌টা]।

চে'ট্‌মট্=[সি]—ক্রি. বিণ. কোন রকমে॥ [অনু.]।

চে'ডা=[কুম]—বি. বাঁশের ফালি॥ চে'ডা দিয়া ঘরের চা'ল্ বান্‌দে। [<চটা]।

চে'ডানো=[কুম]—ক্রি. চপেটাঘাত করা, প্রহার করা,॥ চে'ডাইয়া গালের দাত্ ফালাই দিমু। [দেখ চে'ট্+আনো প্র.]।

চে'ডি=[চট্ট]—বি. বাঁশের কাঠি॥ [দেখ চে'টি]।

চে'ডে=[কুম]—ক্রি. বিণ. দমে॥ [<চোট+এ বিভক্তি]।

চে'ড়্=[খু]—বি. মৃৎভাণ্ড, মাটির পাত্র॥ এক্ চে'ড়্ রস্ পড়ে গেসে। [<চড় (<চাড়ি,চাড়িয়া); বৃহদার্থে]।

২=[খু, পা, ব]—বি. লগি॥

৩=[খু]—বি. কাপড় শুকাইবার বা রাখিবার আলনা॥ [অর্থ প্র.]।

চে'তর্=[ক]—বি. কোমরের পিছনভাগ, নিতম্ব॥ আমার্ চে'তরে ফোরা ঐসে। [দেখ চু'তর্]।

চে'তল্=[চা]—বিণ. দুষ্ট, অসভ্য॥ তুই বর চে'তল্। [দেখ চু'ত+ল প্র.]।

চে'তল্‌খোর্‌পনা=[চা]—বি. অতি চালাকি॥ চে'তল্‌খোর্‌পনা করিস্ না। [দেখ চে'তল্+খোর خور ফা.]।

চে'তা=[য]—বি. অকেজো॥ [দেখ চু'তিয়া]।

২=[নো, চা]—বি. তালিকা॥ বাবারের্ মিলিশ্ পত্রর্ চে'তা কৈ? [<চোঁতা (<চ্যুত সং)]।

চে'তে বানি=[য]—বিণ. চৈত্রমাসে বপনকরা॥ এবার্ চে'তেবানি ধান্ গুবিধের্ নয়্। [<চৈত+এ প্র.+বাইন (<বপন সং)]।

চে'ত্‌মাত্=[কুম]—বি. গালির সহিত ধমকানি॥ এগুলাইন্‌রে চে'ত্‌মাত্ না কর্‌লে ঠিক্ ঐত না। [দেখ চে'ট্+মাতা (<মত্ত ; নামধাতু)]।

চে'ত্‌মারানি=[কুম]—বি. মেয়েদের প্রতি গালি বিশেষ॥ [দেখ চু'ত্ +মারানি]।

চে'ত্‌মারানির্ পো=[চা]—বি. গালি বিশেষ॥ চে'ত্‌মারানির্ পো, তরে হিগাইয়া দেই। [দেখ চু'ত্‌মারানি +র (সম্বন্ধে)+পো (<পুত্র)]।

চে'তরা=[ক, ব, ম, চা, কুম]—বি. বিছুটি পাতা॥

চে'ত্ সাত্=[কুম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ কাম্‌ডা চে'ত্ সাত্ করা ফালা। [অনু.]।

চে'থাই=[চট্ট]—বি. একচতুর্থাংশ॥ [<চোথাঈ হিং]।

চে'দন্=[ব, য, পা]—বি. প্রহার, শাস্তি॥ তোরে চে'দন্ না দিলে ঠিক্ হবি না। [দেখ চু'ত্+অন প্র. ; অর্থ প্র.]।

চে'দন্ কাঠি=[ব, পা]—বি. পুংজননেন্দ্রিয়॥ [দেখ চে'দন্+কাঠি]।

চে'দন্ ঘরা=[ব]—বি. পাছা, নিতম্ব॥ [দেখ চে'দন্+ঘর+আ প্র.]।

চে'দল্=[চট্ট]—বি. চৌদোল, সুখাসন॥ চে'দল আরাম্ করি বৈয়ের। [দেখ চৌ'দল্]।

চে'দানো=[চা]—ক্রি. গমন করান॥ [দেখ চে'দন্]।

২=[চা]—ক্রি. যাহা ইচ্ছা করা॥ তুমি চে'দাও গিয়া। [অর্থ প্র.]।

চে'দু=[খু]—বিণ. বোকা॥ [দেখ চু'দুর্]।

চে'দৈ=[য]—বি. প্রহার, আঘাত॥ [দেখ চু'ত্+ই প্র.]।

চে'দ্‌না=[ক, ব, পা]—বিণ. বোকা, বেকুব॥ চে'দ্‌নাডা কিসুছ বোঝে

না। [দেখ চুঁদুনা ঝোলা]।

চেঁনা [বা]—অব্য. ধান চাউল মাপার সময় সুর করিয়া উচ্চারিত অর্থহীন বুলি ॥ হেই তের, আয়রে তের, তেরডি চেঁনা, আয়রে চেঁনা।

চেঁনানো [পা]—ক্রি. মূত্রত্যাগ করা, প্রস্রাব করা ॥ একটু শৈরা দাড়াও, গরুডা চেঁনাইতাসে। [<চেঁনা+আনো প্র.]।

চেঁন্‌টা=[পা]—বিণ.লবণাক্ত, টক ॥ খেযুর গাসের রশ্‌টা চেঁন্‌টা লাগে। [<চুণ (<চূর্ণ সং)+টা প্র.]।

চেঁন্‌তো=[বা]—বিণ. ছোট ॥ চেঁন্‌তো করিটা দিয়া দান্ দিও না।

চেঁন্‌দা=[পা]—[পা]—বিণ.বিমুখ ॥ [<চৌন্‌ধ্ হিং=চোখ ঝলসান ; অর্থ প্র.]।

চেঁপা=[ব]—বি. মুখ ॥ তোমার্ চেঁপার্ যোরৃত কম্ না। [<চোপা]।

২=[চা, কুম]—বি. ঝগড়া ॥ চেঁপা করন্ বালা না। [অর্থ প্র.]।

চেঁপাদ্‌দিন=[বা]—ক্রি. বিণ. সারাদিন ॥ চেঁপাদ্‌দিন্ তুই কৈ গিলি? [<চৌপহর+দিন]।

চেঁপ=[চট্ট]—বি. ছোপ, থাবা ॥ চিঁলে চেঁপ্ দিয়া মাস্ নিসে। [<ছোব<ছোবল]।

২=[নো, কুম]—বি. বাঁশের ঝোপ, আগাছা ॥ [<ঝোপ (<ক্ষুপ সং)]।

৩=[চট্ট]—বি. মাটির বড় বড় ঢেলা ॥ তুঁই আর্ মাতিবি তঞ্রলে চেঁপ্ মারি কৈর্‌যা কানা গরি দিথম্।

চেঁপ্‌রা=[সি]—বি. মাছ রাখিবার পাত্র ॥

২=[ক]—বি. পাল ॥ বর্‌শিটা মাসের্ চেঁপ্‌রায় বিন্‌সে। [চোপা+রা প্র.]।

৩=[খু]—বি.মুখমণ্ডল ॥ এক্ থাপ্‌পরে বাদর্‌টার্ চেঁপ্‌রা ভাইংগা দিম্। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

চেঁবা=[ক]—বি.মুখ ॥ [দেখ চেঁপা]।

২=[কুম]—ক্রি. বি. জলমগ্ন করা ॥ [<চুবান, চোবান]।

৩=[নো]—বি. নারিকেলের ছোবড়া ॥ নারিকেলের্ চেঁবার্ দড়ি অয়্। [<ছোবা<ছোবড়া]।

৪=[চট্ট]—বি.ভুষি, মজ্জাহীন শস্য ॥ [পূর্বে দেখ]।

চেঁবার=[কুম]—বি. চড়, থাপ্পড় ॥ এক্ চেঁবারে গুরাইলাম্। [দেখ চেঁওয়ার্]।

চেঁমর্=[খু]—বি. খেজুরের মুচি বা ফুল ॥ চেঁমর্ ভরা খেযুর্ গাস্। [<চামর ; অর্থ প্র.]।

২=[ক]—বি. ঝাড়ু ॥ চেঁমর্ দিয়া গর্ পরিস্‌কার্ কর্। [পূর্বে দেখ]।

চেঁমা=[ঢা]—বিণ. চালাক ॥ সেলেটা খুব্ চেঁমা।

চেঁমোর=[ক]—বি.নারিকেল,সুপারি ইত্যাদির ছড়া বা গুচ্ছ ॥ চাঁরা নাইর্‌কোল্ গাস্‌টায় চেঁমোর্ দৈর্‌সে। [দেখ চেঁমর্]।

চেঁম্‌কা=[পা]—বি. খৈলভুষি মিশ্রিত গরুর খাদ্য, জাবনা ॥

চেঁম্‌ড়া=[পা]—বি. অভিজাত ॥ [<হোমরা চোমরা ; হোমরা<উমরা' امرا আঃ শব্দের উচ্চারণ বিকৃতি+চোমরা অনুঃ]।

চেঁম্‌রানো=[নো,খু]—ক্রি.তোষামোদ করা ॥ [<চুমরানো ; অর্থ প্র. ; মূল অর্থ চামর ব্যজন করা]।

চেঁয়আন্=[কুম]—ক্রি. স্পর্শ করা ॥ আমি তোরে দৌরাইয়া চেঁয়আম্। [<ছোঁয়ান]।

চেঁয়ন=[কুম]—ক্রি.চুষিয়া খাওয়া ॥ [<√চুষ্+অন প্র.]।

চেঁয়া=[কুম]—ক্রি.<চোষা ॥

২=[কুম]—বি. জ্বালানি কাঠ, লাকড়ি, খড়ি ॥ [<চোলা<চেলা]।

৩=[কুম]—বিণ. চোষা ॥ বাদুরে চেঁয়া কেলা। [দেখ চেঁয়া]।

৪=[কুম]—বি. ঝগড়াটে স্বভাব, মুখ ॥ তাইর্ বর চেঁয়া। [<চোপা]।

৫=[খু]—বি. চোখ ॥ তোর্ চেঁয়াত্ কি হয়েসে? [<চোখ+আ]।

৬=[চট্ট]—বিণ. চিটা বা শুষ্ক ॥ ধানু খুব্ চেঁয়া ঐবে। [দেখ চেঁচাঁ$_{৬}$]।

৭=[ব, কুম, খু]—বিণ. পরিষ্কার ॥ কাপড়্‌টা চেঁয়া হয় নাই।

চেঁয়াইটা=[ঢা]—বি. গলদা চিংড়ি ॥

চেঁয়াকাটি=[কুম]—বি. কাৎরা ॥ [দেখ চুঁৰা কাটি]।

চেঁয়াড়্=[ক]—বিণ. চতুর্দিকের ॥ মমিন্‌ভাইর চেঁয়াড়্ চাঁপ্ দেওন্ লাগ্‌বো। [<চৌ+বার]।

২=[চট্ট]—বি. চড় ॥ পুয়াডারে চেঁয়াড় দিলি কেনে? [দেখ চেঁওয়ার্]।

চেঁয়োর=[কুম]—বি. নারিকেল, সুপারী প্রভৃতি গাছের ফুলের ঝাঁড় ॥ [দেখ চেঁমর্]।

চেঁরাইয়া=[চট্ট]—বিণ. চোর ॥ চেঁরাইয়্যারে পিট্টাই পিডর্ খাল্ তুলি দে। [<চোর+আ+ইয়া প্র.]।

চেঁরাচুঁরি=[কুম]—বি. জেদাজেদী ॥ বর বাই আর্‌নে চেঁরাচুঁরি কৈরেন্ না। [<চোটা চুটি]।

চেঁরাতা=[চট্ট]—বি. সুপারি কাটার যন্ত্র ॥ আঁরার্ চেঁরাতা কডে? [দেখ চুঁরতা]।

চেঁরানি=[খ]—বি. প্রলোভন ॥ [<চোর+আনি প্র.]।

চেঁরাবাত্তি=[কুম]—বি. টর্চলাইট ॥ চোঁরাবাত্তির্ বেডারি কৈরে? [<চোর+আ প্র.+বাতি (<বর্তিকা)]।

চেঁরাল=[খ]—বি. লিঙ্গ ॥

চেঁর্=[নো]—বি. নারিকেলের ফুলের আবরণ ॥ [দেখ চেঁমর্]।

চেঁর্‌চেঁর্=[চট্ট]—বি. খেলা বিশেষ ॥

চেঁর্‌শো=[য]—ক্রি.বিণ. ক্রমে ক্রমে বাঁকা ॥ চাঁটাটা চেঁর্‌শো করে বাঁধন্ দাও। [<তেরচা, তেরছা<তির্যক সং]।

চেঁলা=[খু]—বি. কাঠের ফাড়া অংশ ॥ [দেখ চেঁয়া$_{১}$]।

৩=[চট্ট]—বি. কাঠবিড়ালি ॥ চো লায় খুব্ গোঁয়াচিঁ খায়।

চোঁলাইন্যা=[কুম]—বিণ. সামান্য কারণে ঝগড়া করে যে ॥

চোঁলা করা=[খু]—ক্রি. কাঠ চিরিয়া লাকড়ি করা ॥ এই গাস্‌টা চোঁলা কর্‌তে কুড়ি টাকা লেগেসে। [দেখ চোঁলা +করা]।

চোঁলান্=[পা]—ক্রি. বি. গল্প করা ॥ বেশি চোঁলান্ বালা না

চোঁলি=[চট্ট]—বি. হাঁপানী ॥

চোঁল্=[খু]—বি. কলি ॥ ওর চোঁল্ আনি বুর্‌সি। [<ছল]।

২=[বা]—বি. বাইন মাছ ধরার বা কোপাইবার অস্ত্র বিশেষ ॥ শিত্‌কালে চোঁল্ দিয়া বাইন্ মাস্ কোপাইতে ভবিদা।

৩=[খু]—বি.<চোয়াল ॥ সেলেটারে চোঁল্ ভাঙা চ'ড় মার্‌লি কেন্?

৪=[কু]—বি. চুমুক ॥ এক্ চোঁল্ পানি দ্যাও। [দেখ চৈঁল্; অর্থ প্র.]।

চোঁল্‌কা=[চট্ট]—বি. বাকল ॥ [< চোলক সং]।

চোঁল্‌খা=[কুম]—বি. চামড়া, খোসা ॥ চোঁল্‌খাডি দূরে হালা। [দেখ চোঁল্‌কা]।

চোঁল্ ধরা=[খু]—ক্রি. ওল খাওয়ার পর চুলকান ॥ ওল্ খাওয়ার্ চোঁল্ ধরেসে। [<চুল(<চুলকান)+ধরা]।

চোঁশ=[ক]—বি. গরুর পিঠের উপরের উঁচু মাংসপেশী ॥

চোঁশ্‌কা=[কুম]—বি. আগ্রহ ॥ সেহা পরার্ হের্ চোঁশ্‌কা নাই। [<চস্‌কা হিং]।

চোঁশ্‌কা কথা বলা=[কুম]—ক্রি. একের দোষ অন্যের নিকট বলা ॥ হের্ খালি চোঁশ্‌কা কতা কয়্।

চোঁসা=[পা]—বি. বাঁশ বা কঞ্চির আবর্জনা ॥ [দেখ চুঁচাঁ]।

চোঁসামি=[সি]—বি. শঠতা ॥ চোঁসামি কৈরা কয়্‌দিন খাইবা। [দেখ চোঁস্+আমি প্র.]।

চোঁস্‌কা=[কুম]—বিণ. মিথ্যাবাদী, নিন্দুক ॥ তুমি বর চোঁস্‌কা ॥ [দেখ চোঁচ্‌কা]।

চোঁস্=[কুম, সি]—বিণ. বদমায়েশ ॥ বেডাডা এক্ নম্বরের্ চোঁস্। [দেখ চোঁচ'চাঁ]।

২—[চা]—বি. ষাঁড়ের ককুদ বা ঘাড়ের স্থূলাকার মাংসপিণ্ড। [দেখ চোঁট্২]।

চোঁস্‌তা=[বা]—বিণ. অপ্রশস্ত ॥ নদিডা চোঁস্‌তা ঐয়া গেসে। [<চুস্ত چست ফা.]।

চোঁস্‌লা=[চা]—বি. দুষ্টামি বা ন্যাকামি ॥ [দেখ চোঁস্+লা প্র.]।

চোঁস্ত্=[ফ]—বিণ. যোগ্য, দক্ষ ॥ সেলেটি কি চোঁস্ত্! [<চুস্ত্ چست ফা.]।

চোঁহব্‌বত্=[নো, কুম]—বি. সহবাস, সঙ্গম ॥ [<সুহ্‌বত صحبت আং= সাহচর্য]।

চৌঁ

চৌঁঅদি=[চট্ট]—বি. চুণ ॥ পানের্ লগে চৌঁঅদি দেওন্ লাগে। [<চৌঁনি <চুণ+ই প্র.]।

চৌঁংগা=[কুম]—বি. দুধ রাখিবার পাত্র ॥ [<চোঙ্গা, চুঙ্গা]।

চৌঁংগি=[কুম]—বি. খেজুর গাছে ব্যবহৃত রস পাড়িবার চুংগি ॥ চৌঁংগি দিয়া ফোটা ফোটা রশ্ পরে। [< চুঙ্গি]।

চৌঁকা=[পা]—বি. ভাত বাঁধিবার চুলী ॥ নৌকাত্ চৌঁকায় বাত্ রান্‌দে। [দেখ চৌঁকা৪]।

চৌঁকান্=[সি]—বি. মই, সিঁড়ি ॥ চৌঁকান্ দিয়া ঘরির্ ইটা বাংগে।

চৌঁকান্=[সি]—বি. বড় মই ॥ [দেখ চৌঁকান্]।

চৌঁকারি=[ম]—বিণ. চৌচালা ॥ আমাগো তিন্‌টা চৌঁকারি গর্ আসে। [দেখ চুঁয়ারি]।

চৌঁকোডা=[কুম]—বিণ. চতুষ্কোণ ॥ মাঠ্‌টা চৌঁকোডা। [<চৌ+কোঠা]।

চৌঁক্‌কেউত্‌রানি=[ফ]—বি. লাল টিকটিকে ফুল বিশেষ ॥ [দেখ চোঁখ্ কেত্‌রান্+ই; অর্থ প্র.]।

চৌঁক্ দেওয়া=[সি]—ক্রি. কুদৃষ্টি দেওয়া ॥ কিয়ে চৌঁক্ দিসে, হের্ লাগি বালা গাস্‌টা মৈরা গেল্। [চোখ্ +দেওয়া]।

চৌঁকনা=[ক]—বি. জেলেদের মাছ রাখার ঝুড়ি ॥ তোর্ চৌঁক্‌নায় কতডি মাস্ আসে।

২=[চা]—বি. মুলি বাঁশের তৈরী বড় ঝুড়ি ॥ চৌঁক্‌না বৈরা শাক্ আন্।

৩=[কুম]—বিণ. বড় আকৃতিবিশিষ্ট ॥

চৌঁক্ পলানি=[ফ]—বি. একপ্রকার ছোট মাছ ॥ বড়শি বাওনের্ লাইগা কয়্‌ডা চৌঁক্ পলানি দর্।

চৌঁক্ লাগা=[সি]—বি. কুদৃষ্টি লাগা ॥ কার্ যানি চৌঁক্ লাগ্‌সে হের্ লাগি পেড অশুখ্ ঐসে। [<চোখ+ লাগা]।

চৌঁখাল্=[ম]—বিণ. তীক্ষ্ণবুদ্ধি ॥ [<চোখ+আল প্র.]।

চৌঁখুশ্=[কুম]—বিণ. বুদ্ধিমান্ ॥ হে খুব্ চৌঁখুশ্ লোক্। [<চওকস হিং]।

চৌঁখ্=[চা]—বি.<চক্ষু ॥ দেহস্‌দা চৌঁখ্ নাই।

চোঁখ্ খুউনি=[চট্ট]—বি. অতি ছোট শিশু ॥ এই চোঁখ্খুউনিও গাইল্ বিহ্বলে। [<চোখ+খো<খোয়ানো +নি প্র.=চক্ষু যাহাকে হারায়]।

২=[চট্ট]—বিণ. যাঁটা মাছের মত ক্ষুদ্র চক্ষু বিশিষ্ট ॥

চোঁখ্ লওয়া=[কুম]—ক্রি. চোখ+উঠা ॥ [<চোখ+লওয়া=হওয়া]।

চোঁগরি খেলা=[ম]—বি.ঘোড়া দিয়া একপ্রকার খেলা ॥ [<চৌ+ঘোড়+ +ই]।

চোঁগা=[ম]—বি. আচকান ॥ [দেখ চোঁকা৩]।

চোঁগাড়া=[চট্ট]—বি.বাড়ির চারি পার্শ্বস্থ গড় ॥ [<চৌ+গাড়া<গত্ত প্রাং<গর্ত সং]।

চোঁগুর্‌রি=[চা]—বি. চারকোনা বিশিষ্ট ঘুড়ি ॥ [চৌ ঘুড়ি]।

চোঁগ্‌ বুঝানি=[চা]—বি. ছেলে-মেয়েদের এক প্রকার খেলা ॥ [< চোখ+বুজান+ই প্র.]।

চোঁচাঁলা=[চট্ট]—বি. চারচাল বিশিষ্ট ঘর॥ [<চৌ+চাল+আ প্র.]।

চোঁডাল্=[ম]—বি. বক ধরার যন্ত্র বিশেষ ॥ [চৌ ডাল ; অর্থ প্র.]।

চোঁড়া=[নো]—বি, বেতের আঁকশি ॥

চোঁথ্‌থান্=[চট্ট]—বি. চতুর্থ ॥ [দেখ চোঁথাই+ন প্র.]।

চোঁফল্=[ম]—বি. পাখী ধরার ফাঁদ বিশেষ ॥ [দেখ চোঁডাল্]।

চোঁদ্দা=[সি]—বি. পরিচয়, চৌহদ্দি ॥ [<চৌ+হদ্দ ~ আং+ ই প্র.]।

চোঁদ্দ গরি=[ক]—বিণ. দুপুর, বেলা ১২টা ॥ বেইল্ চোদ্দগরি ঐলে অহনও বাত্ খায়নি। [চৌদ্দ ঘড়ি (<ঘটিকা)]।

২=[সি]—বি. পূর্বপুরুষ, বংশধর ॥ [<চৌদ্দ +ঘর+ই প্র.]।

চোঁদ্দগ্‌গা=[চট্ট]—বি. চৌদ্দটি ॥ [<চৌদ্দ+গুয়া=টি]।

চোঁনা=[চা,কুম,কু]—বি.চৌদ্দ, ১৪ ॥ চোঁনার্ পর্ পোনা। [<চৌদ্দ ;'পোনা'র সাদৃশ্যে]।

২=[কুম]—বি. ধান রাখার চার কোনা বিশিষ্ট পাত্র ॥ [দেখ চোঁকনা২]।

চোঁপাট্=[সি]—বি. চৌকাঠ, দরজার কাঠ ॥ এ দর্‌বার্ চোঁপাট্ বেশ্ মজবুত্। [<চৌ+পাট]।

চোঁবাড়ি=[নো]—বি. চাষ ॥

চোঁমনা=[সি]—বি. চারি নদীর সঙ্গমস্থল। [<চৌ+মোহনা [<মুখ +না প্র.]।

চোঁমড়ো=[খু]—বি. উই পোকার বাসা ॥

চোঁমুরা=[চা]—বি. চারি দিক্ ॥ শারিডার্ চোঁমুরাডা বালা। [<চৌ+মুড় <মোড়<মুণ্ড+আ প্র.]।

চোঁয়াল্=[নো]—বিণ. তীক্ষ্ণদর্শী ॥ [দেখ চোঁখাল্]।

চোঁরাণ্=[চা]—বি. জালদেওয়া খেজুরের রস ॥ [চরণ হিং]।

চোঁয়া=[ম]—বি. রান, উরু ॥ খাসির চোঁয়াত্ মাংস বেশি।

২=[ক]—বি. মাটির ভাঁড় ॥ চোঁয়ায় বৈদ্যে চাঁউল্ থোও।

৩=[চা, কুম]—বি. চরের অধিবাসী ॥ চোঁয়ারা চ'রে থাকে। [<চর+উয়া প্র.]।

চোঁরি ঘর্=[পা]—বি. চারচাল বিশিষ্ট বড়ো ঘর ॥ [দেখ চুঁয়ারি+ ঘর]।

চোঁরিয়া=[চট্ট]—বি. ঘা ইত্যাদির উপর শক্ত আবরণ ॥

২=[ক]—বিণ. চর সম্বন্ধীয় ॥

৩=[কুম]—বি. ছোট হাঁড়ি ॥ চোঁয়্‌ড়া পাহাল বোয়া।

চোঁর্=[চট্ট]—বি. পূর্ববর্তী ক্রেতার স্বীকৃত মূল্য হইতে অধিক দেওয়ার প্রস্তাব ॥ চোঁর্ মার্‌লে কাম্ ন ঐব।

২=[চা]—বি. লগি, ছোট বাঁশ ॥ চোঁর্ বৈঠা লৈয়া নায়ে যা।

চোঁর্ মারা=[চট্ট]—ক্রি. অপরের অসাক্ষাতে সুখ ভোগ করা, স্বার্থ আদায় করা ॥ হিতে চাঁর্ মারি যাল্ যাই গেল্। [দেখ চোঁর্+মারা]।

চোঁস্ত=[চট্ট]—বিণ. শোকে আকুল, কাহিল ॥ [<সুস্ত ~ ফা.]।

চোঁহল্=[পা]—বিণ. চোখ বা কক্ষিসহ ॥ [<চোখ+ল প্র.]।

চোঁহা=[ম]—বি.চুলা ॥ দুপুর্ ঐয়া গেল্, অহনও চোঁহা ধরায় নাই। [দেখ চোঁকা৩]।

ছ

ছওয়া=[রা]—বি. শিশু, সন্তান ॥ তোমার্ ছওয়া কয়্‌হান্ ? [দেখ ছওয়াল্]।

ছওয়াল্=[দি]—বি. ছেলে ॥ ছওয়াল্ কাঁদ্‌ছে। [<ছাওয়াল<ছাও (<শাবক সং)+আল প্র.]।

ছওর্=[রং]—বি. মাথা ॥ ছওরত্ টুপি দে। [<শর<শিরঃ সং ; তুং সর্ ~ ফা.]।

ছংচো=[রা]—বি. ঘরের পিছন দিক ॥ ছংচায় শিয়াল্ ডাক্‌চে।

ছুঁচা=[রং]—বি. বদমাইশ, পাজি ॥ তুই ছুঁচাটার্ কথা শুনিছ্ না। [<ছুঁচা (<ছুছুন্দরী); অর্থ প্র.]।

ছক্‌মা=[রং]—বিণ. অতিশয় চালাক॥

ছক্‌ছৈক্যা=[রা]—বিণ. সুন্দর ॥ [< চক্‌চক্ (অনু.) + ইয়া প্র. =চকচকে]।

ছক্‌ড়া নক্‌ড়া=[রং]—বিণ. যৎসামান্য ॥ এই ছক্‌ড়া নক্‌ড়া খরচে কি হবে ? [<ছয় কড়া নয় কড়া ; অর্থ প্র.]।

ছচি=[রং]—বি. শিষ্য ॥ যেমন্ গুরু তেমন্ ছচি। [<শসি <শস্যি < শিষ্য]।

ছটাং পটাং=[রং]—ক্রি. বিণ. ছট্‌ফট্ ॥ খাড়া হ, এত ছটাং পটাং করিছ্ না। [অনু.]।

ছটিন্‌দা=[রা]—বি. একটি ধানের নাম ॥

ছট্‌কলাই=[রা]—বি. মশুর ॥ ছট্‌কলাইর্ ডাল্ খেতে ভাল ॥ [<ছোট+কলায় সং]।

ছট্‌কা=[দি,]—বি. ফাঁদ, ধাঁধাঁ ॥ ই এক্ ছট্‌কাতে বাজি গেছে। [দেখ ছট্‌কানো]।

২=[রা]—বি. চাবুক ॥ ওটাকে দুছট্‌কা মেরেছে। [<ছুটকা =যাহা ছিট্‌কাইয়া আসে]।

ছট্‌কানো=[রং]—ক্রি. ছিটকানো ॥ গরুটা ছট্‌কে গেল্। [<ছিটকানো]।

ছট্‌কি=[রা]—বি. পাখী শিকারের সরঞ্জাম বিশেষ ॥ ছট্‌কি দিয়ে ঘুঘু মারছু। [দেখ ছট্‌কা]।

ছট্‌টি=[রা]—বি. মাছ রাখার পাত্র ॥ এই ছট্‌টিত্ এক্ পন্ খিল্ আছে।

২=[রা]—বি. গাছের লম্বা ফল ॥ ছট্‌টির্ তর্‌কারি।

ছট্‌পটা=[রা]—বি. বিষাক্ত গাছ বিশেষ ॥ ছট্‌পটার্ গাছ লাগ্‌লে গা জ্বলে। [<ছট্‌ফট্ (অনু.)+আ প্র. =যাহা ছট্‌ফট্ করায়]।

ছড়া=[রং]—বি. পাহাড়িয়া নদী বা খাল, নদীর ছোট শাখা ॥ মেঘ্ দিলে ছড়া পানিতে ভরে।

২=[রা]—বি. বড় লাঠি বিশেষ ॥ নিয়ে আয় তো ছড়াটা। [তুং ছড়ি ; ক্ষুদ্রার্থে]।

ছড়া ঝাড়া=[রং]—ক্রি. প্রত্যুষে প্রাঙ্গনাদিতে গোবর জল ছিটাইয়া ঝাড়ু দেওয়া ॥ বৌয়ে ছড়াঝাড়ি ছার্ কর্‌তে গেছে। [ছড়া <ছড়ানো+ঝাড়ন]।

ছড়ান্=[দি]—বি. চাবি ॥ [< ছোড়ান=ছাড়ান ; অর্থ প্র.]।

ছড়ি=[দি]—বি. মেয়ে ॥ ছড়িডার্ বিয়ে ঐছেনি ? [<ছুঁড়ি ; তুং ছোড়ী হিং<ছমণ্ডী সং]।

ছড়ু=[রা]—বি. লম্বা তেলপাকা লাঠি ॥ লোক্‌টি ছড়ু ঘুরাইতে উস্তাদ। [দেখ ছড়া ; বৃহদার্থে]।

২=[দি]—বি. রূপার তৈরী পায়ের অলঙ্কার ॥ ওর্ ছড়ুজোড়া খুব্ ভালা মানাইছে।

ছতর্=[রা]—বি. মরা কলাপাতা ॥ ছতরের্ ছাই ভালা খার্।

ছতর্‌বাইজ্যা=[রা]—বিণ. যে স্বার্থসিদ্ধির জন্য সম্ভব অসম্ভব সকল কথা বলে ॥

ছত্‌তিশ্যা=[রা]—বিণ. মিথ্যাবাদী ॥ ছত্‌তিশ্যা মানুশের্ উপর্ আমার্ আস্থা নাই। [<ছত্রিশ+ইয়া প্র. =যে ছত্রিশ ঘাটে যাতায়াত করে]।

ছত্‌নি পাতা=[রা]—ক্রি. বি. আড়িপাতা ॥ ছত্‌নি পাতা তার্ অভ্যাশ্।

ছত্‌রা=[কু,রং]—বি. কলাগাছের শুকনা শাখা ॥ ছত্‌রা দিয়া পাইট্‌গাছ্‌গুলি বান্‌ধ্।

ছনুয়া=[রা]—বিণ. উৎসন্ন, পরিত্যক্ত ॥ বাড়িটা ছনুয়া বাড়ির্ মতন্ লাগে। [দেখ ছন্+উয়া প্র.]।

ছন্=[রং]—বিণ. উচ্ছন্ন ॥ সব্ ছন্ হয়ে গেছে। [<ছন্ন]।

ছন্‌চা=[রং, দি, রা]—বি. ঘরের পাশের অপ্রয়োজনীয় স্থান ॥ ‘শরমে বৌ কাঁঠাল্ খায়না ছন্‌চার্ পাশে কোত্‌তা চাটে।’

ছন্‌দ=[রা]—বি. কথার দোষত্রুটী ॥ [<ছল]।

ছন্‌দম্=[রং]—বি. চালচলন, চেষ্টাচরিত্র ॥ মায়্যাকোনার্ চন্‌দম্ ভাল নায়। [দেখ ছন্দ+ম প্র.]।

ছনন কপালি=[রা]—বিণ. ভাগ্যহীনা ॥ ছন্‌নকপালি বেরেটার্ কপালে বর্ নাই। [<শূন্য+কপাল (ভাগ্য) +ই প্র.]।

ছপন্ হাজারি=[র]—বিণ. আজগৈবী ॥ তার্ কথা সব্ ছপন্‌হাজারি। [<স্বপন <স্বপ্ন+হাজার هزار ফা. +ই প্র.]।

ছপর্‌খাট্=[রা]—বি. পালং; খাট ॥ অর্ শশুর্, ছাপর্‌খাট্‌টা দান্ দিছে। [<ছপর খাট্ হিং]।

ছম্‌চা=[রা]—বি. বাড়ীর পিছন ভাগ ॥ ছম্‌চার্ পাছের্ জংগল্ সাফ্ রাখা উচিত্। [দেখ ছন্‌চা]।

ছয়্‌চাল্লা=[রা]—বিণ. এক মুখে নানা কথা বলে যে ॥ এই কাজ্ আছে, এই কাজ্ নাই, তোর্ মতন্ ছয়্‌চালা আর্ দুটা নাই। [<ছয়+চাল (চাল চলন)+আ প্র.]।

ছয়্‌ছুরত্=[রং]—বি. চোখ, কান, হাত, মুখ, নাক, পা ॥ আমার্ ছয়্‌ছুরত্ যন্ (যেন) ভালা থাকে। [< ছয়+সুরত صورت আং=আকার]।

ছয়্‌রাত্=[রং]—বি. দৈহিক বল, ক্ষমতা ॥ ছয়্‌রাত্ যে কয়্‌দিন্ ছিল্ হেঁটেই চলেছি, এখন্ আর্ পারি না। [ছয় রথ]।

ছরত্=[রা]—বি. শরীর ॥ ভিক্‌খা করে খাওয়ার্ চেয়ে ছরত্ খাটিয়ে খাওয়া ভাল।

২=[রং]—বি. অঙ্গপ্রত্যঙ্গ ॥ ছরত্ থাক্‌লে মুই পরের্ আশা করোনা। [পূর্বে দেখ]।

ছরা=[রা]—বি. গহনা বিশেষ ॥ আইজ্ কাল্ ছরা পিন্‌দনের চল্ উইঠা গেছে। [<ছড়া <ছটা]।

ছরাদি=[রা]—বিণ. বিকৃত, নষ্ট ॥ চিড়াবুড়ি ছরাদি করল কে ? [<ছরাদ্দ <শ্রাদ্ধ+ই প্র.]।

ছরাদ্দ=[রা]—বি. নষ্ট ॥ [<শ্রাদ্ধ ; অর্থ প্র.]।

ছরি=[রা]—বি. কাঁদি ॥ এক্ ছরি

কন্যা নিয়ে বৌ আন্‌তে আছিন্। [<ছড়ি]।

ছর্‌কোট্=[বা]—বি. নিমন্ত্রণে লোক বসাইবার সারি॥ এই ছর্‌কোটে আর্ মানুশ্ বহান্ আইব না।

ছর্‌ছর্ করা=[রং]—ক্রি. ছটফট করা অপছন্দ করা॥ অত ছর্‌ছর্ কৈর না। [<ছরছর (অনু.)+করা]।

ছলাপরামোশ্=[রং]— বি. ষড়যন্ত্র॥ এত ছলাপরামোশ্ কিয়ের্ ? [<সলাহ صلاح আং+পরামর্শ]।

ছলাপ্=[দি, রা]—বি. সয়লাব॥ বন্যার্ পানিতে মাঠ্ ছলাপ্ হয়ে গেছে। [<সয়লাব سیلاب ফা.]।

ছলিবলি=[দি]—বি. সল্লা, পরামর্শ॥ হেরে ছলিবলি দিয়া এহান্‌তে লৈয়া জা। [=ছলে বলে]।

ছল্=[রা, রং]—বি. শিশু॥ হামাক তুই কাচুয়া ছল্ পাবু নাকি? [দেখ ছওয়াল্]।

ছল্‌কে দেওয়া=[রা]— ক্রি. ধাঁকা-ভাবে গড়াইয়া দেওয়া॥ পানিকোনা ছল্‌কে ফেলে দে। [<ছলক (<ছলকানো=ছলাৎ শব্দে পানির ছড়াইয়া পড়া)+এ বিভক্তি=ছলকাইয়া +দেওয়া]।

ছল্‌ছলা=[রং]—ক্রি.বিণ. স্বচ্ছন্দে॥ আমার্ জা আর্ তাতে ছল্‌ছলা চলে। [<ছল্‌ছল্ (অনু.)+আ প্র.; অর্থ প্র.]।

২=[রং]—বিণ. মসৃণ॥ মোর্ ছিলেট্‌খান্ বেশ্ ছল্‌ছলা। [অর্থ প্র.]।

ছল্‌না=[রা]—বি. রন্ধনের খুন্তী॥ [<ছালুন্যা <সালন হিং+ইয়া প্র; অর্থ প্র.]।

ছল্‌বলা=[রং]—বিণ. পর্যাপ্ত॥ ভাতে ছল্‌বলা পানি দাও। [দেখ ছল্‌বল্+আ প্র.]।

২=[রং]—ক্রি. বিণ. স্বচ্ছন্দভাবে॥ মোর্ জে কামাই অয় তাতে ছল্‌বলা চলে। [পুর্বে দেখ]।

ছল্‌বল্=[রা]—ক্রি, বিণ. থৈথৈ॥ বন্যায় মাঠ্ ছল্‌বল্ কর্‌ছে। [অনু.]।

ছল্‌লি=[রা]— বি. তরকারী ইত্যাদি নাড়িবার লৌহার যুক্তি বিশেষ॥ ভাজি করতে হলে ছল্‌লির্ দর্‌কার্। [দেখ ছল্‌না]।

ছা

ছা=[রং]—বি. ছেলে মেয়ে॥ [<ছাও<শাবক সং]।

ছাই কাঠি=[রা]—বি. চুলায় জ্বালানি কাঠ ঠেলিয়া দেওয়ার চিকন কাঠি বিশেষ॥ [ছাই(<ক্ষার সং)+কাঠি]।

ছাই কপাল্=[রা]—বিণ. হতভাগা॥ [<ছাই+কপাল (ভাগ্য)]।

ছাইতন্=[রং]—বি. ছাতিম গাছ॥ ছাইতনের্ ছালে জর্ সারে। [<ছাতি-অন (<সপ্তপর্ণ সং)]।

ছাইম্যা=[রং]—বিণ. আগামী॥ আমি ছাইমা আটে জামু না। [<সাইম্যা< সামনিয়া <সামুনা হিং +ইয়া প্র.]।

ছাউক্=[দি]—বি. কাক॥

ছাওত্=[রা]—বি. অঞ্চল॥ তার্ মত মানুশ্ এ ছাওত নাই।

ছাওয়া=[রা]—বি. তামাক কুটিবার আধার॥ ছাওয়াত্ তামাক্ কুটে।

২=[রং]—বি. ছেলেমেয়ে॥ [দেখ ছওয়াল্]।

ছাওয়া ছোটা=[রং]—বি. ছেলে ছোকরা॥ ছাওয়াছোটা বড় ছ্যাব্‌লামি করে। [দেখ ছওয়াল্+ছোট+আ প্র.]।

ছাওয়াল্=[রা]—বি. ছেলেমেয়ে॥ [দেখ ছওয়াল্]।

ছাংঘাল্=[রা]—বিণ. নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে সোজাসুজি কথা না বলিয়া ঘুরাইয়া ফিরাইয়া বলে॥ ছাং-ঘালের্ সংগে কথায় পারা জায় না।

ছাঁচা=[রা]—বি. চাঁচ্য ঘেরার উপকরণ বিশেষ॥ ছাঁচার্ বেড়া ভাংগে শব্ নিয়ে গেচে। [<ছেঁচা]।

ছাঁচাই=[রা]—বিণ. সত্যই॥ [সাচ্চা<সচ্য<সত্য সং +ই প্র.]।

ছাঁচি=[রা, দি]—বি. মিষ্টি কুমড়া॥ আর্ একটা ছাঁচি নিয়ে আয়্। [< সাচ্চি(<সত্য সং); তুং সাচ্চী হিং]।

ছাঁটন্=[রা]—বি. খড় দিয়া চাল ছাওয়ার বাঁশের বাখারি॥ লম্বা ছাঁটুন্ ঠেকে বেশি।

ছাঁটা উঠা=[রা]—ক্রি. রাগ করা॥ শকাল্ থেকেই বুড়ার্ আজ্ ছাঁটা উঠ্‌ছে।

ছাঁট্‌জাল্=[রা]—বি. এক প্রকার জাল॥ ইন্দুর্ আমার্ ছাঁট্ জাল্ কেটেছে। [ছাঁট+জাল]।

ছাঁন্‌চি=[রা]—বি. গাছ বিশেষ॥ ছাঁন্‌চি গাছ্‌টা নিয়ে আয়্ত ব্যাটা।

ছাকাটি=[রা]—বি. উনুনে জ্বালানি ঠেলিবার কাঠি॥ ছাকাটি ছাড়া জাল্ দেব কি দিয়ে। [দেখ ছাইকাঠি]।

ছাকিয়া=[রা]—অস. ক্রি. চারিপাশে ঘিরিয়া॥ লোক্‌টিকে ছাকিয়া ধর্। [<ছাঁকা <ছাঁক+ইয়া প্র.]।

ছাকর্‌বন্দ=[রং]—বি. ঘরের মিস্ত্রী॥ ছাকর্‌বন্দের ঘর্ উশ্‌পে। [<ছপ্‌পরবন্দ হিং]।

ছাগল্ লাদা=[রা]—বি উদ্ভিদ বিশেষ॥

ছাগ্‌রি=[দি]—বি. বকরি, ছাগল॥ [ছাগল+ই প্র.]।

ছাচা=[রং]—বিণ. ধ্রুব সত্য॥ ছাচা কতা কৈতে ডর্ কি? [দেখ ছাঁচাই]।

২=[রং]—ক্রি. সঞ্চয় করা ॥

ছ্যাচি তেল্=[দি, রা]—বিণ. সরিষার তেল ॥ [দেখ ছাঁচি]।

ছাটা=[রা]—বি. অনর্থক কান্নাকাটি ॥ শিশুটার্ ছাটা উঠ্‌লে আর্ থাম্‌তে চায় না। [দেখ ছাঁটা উঠা]।

২=[রং]—বি. < ছটা, রূপ ॥ চেংড়িটার্ বড় ছাটা।

ছাট্=[রং]—বি. মেয়েদের ঊর্ধ্বাঙ্গে পরণের কাপড়ের টুকরা ॥ ছাট্‌টা এনা ছোট হৈছে, গতর্ ডাকে না। [<ছাঁট]।

২=[দি]—বি. গামছা ॥ ছাট্‌টার্ দাম্ কত ?

ছাভান্=[রা]—ক্রি. প্লাবিত হওয়া ॥

২=[রা]—বিণ. প্লাবিত ॥

ছাড়া=[রং]—বিণ. এঁটো ॥ অন্যের্ ছাড়া ভাত্ খাইছ্ না।

ছাড়িবা=[দি]—অস. ক্রি. ছাড়িতে ॥ তোক মুই ছাড়িবা নারিবো। [<ছাড়ি +বা=তে প্র.]।

ছাড়ু=[রং]—বিণ. অধম, হীন ॥ [<ক্ষার সং=ছাই]।

ছাতক্=[রং]—বি. ঘোড়ার লাফাইয়া চলার গতি ॥ ঘোড়াটা ছাতক্ চলোছে।

ছাতু ছান্=[রা]—বিণ. চুরমার, টুকরা টুকরা ॥ [ছাতু (<শক্তু সং) <ছান্ ; ছাতু ছানার সদৃশ]।

ছাতুন্যা=[রা]—বি. ময়লা জাত আস্তরণ ॥ বৈডার্ উপর্ ছাতুন্যা পড়ে গেছে। [দেখ ছাতুয়া ; ছাতানিয়া]।

ছাতুয়া=[রং]—বিণ. ছাতাপড়া, ময়লাযুক্ত ॥ 'ছাতুয়া দাঁতোত্ গুয়া পৈল, গুয়া বলে মোর্ মরন্ হৈল' (প্রবাদ)। [<ছাত<ছাতা (<ছত্রাক সং)+উয়া প্র.]।

ছাদেল্=[রং]—বি. টাকিমাছ, লাটিমাছ ॥

ছাদন্=[রং]—বি. বমি ॥ কুজিনিশ্ খালে ছাদন্ করিবায়্। [<ছর্দন সং]।

ছাদেল্=[রা]—বি. ঘোড়া (অশিক্ষিত মুসলমানদের মধ্যে ব্যবহার বেশী) ॥

ছানি=[রং]—অব্য. সদৃশ ॥ উয়ার্ ছানি ভাল ছেলে নাই। [<সানী ثانی আং=দ্বিতীয়]।

ছানিত্ পানিত্=[রা]—বিণ. মূল্যহীন ॥ তোমার্ জতসব্ ছানিত্ পানিত্ কথা। [অনু.]।

ছান্‌চিয়া=[দি]—বি. ঘরের চালের বাইরের বাড়তি অংশ ॥ [<ছাঁচ+ইয়া প্র.]।

ছান্‌চ্যা=[রা]—বি. ঘরের চালের পানি পড়িবার স্থান ॥ ছান্‌চ্যা দিয়া পানি পড়ে। [দেখ ছান্‌চিয়া]।

ছান্‌দা=[রা]—বি. খাদ্যের অংশ ॥ [<ছাঁদা (বাঁধাছাঁদা) ; অর্থ প্র.]।

ছান্‌দোন্=[রা]—ক্রি. বি. বাঁধন ॥ [<ছাঁদন]।

২=[রা]—হি. গবাদি পশুর স্তন ॥ পাচ্‌শেরি গাইয়ের্ মতোন্ ছান্‌দোন্, কিন্তু দুদ্ দেয় ছটাক্ পোয়া।

ছান্‌ধি লাগা=[রা]—ক্রি. দিনে তারা দেখা, আশ্চর্য হওয়া ॥ এক্ আঘাতেই ছান্‌ধি লাগ্‌ছে। [<ছানি (<ছনিকা সং)+লাগা]।

ছান্‌বান্=[রং]—বিণ. নষ্ট ॥ তাদের্ সংসারটা ছান্‌বান্ হৈয়া গেছে। [<ছিন্নভিন্ন]।

ছাপান্=[রং]—ক্রি. ঘেরা ॥ ডুলিটা কাপড় দি ছাপাও। [<ছাপানো]।

ছাপু করা=[রা]—ক্রি. নিচু করা ॥ ছাপু কর্ দিনি, মুই এ্যামা দ্যাঁকো। [<চাপ+উ প্র.+করা]।

ছাপ্=[রা]—বিণ. নিচু ॥ ছাপ্ রাস্‌তায় পানি উঠেছে। [<চাপ]।

ছাপ্‌চিল্=[রং]—বি. ডিশ, গামলা ॥ [<চলপ্‌চী, চিলপ্‌চী হিং]

ছাপ্‌ড়িয়া=[রং]—অস. ক্রি. উপুড় হইয়া ॥

ছাবাল্=[রং]—বি. অল্প বয়স, ছেলে মেয়ে ॥ মেয়েটা ছাবালের্ সময় বিধবা হৈছে। [দেখ ছওয়াল্]।

ছাবোন্‌ছা=[রা]—বিণ. সর্বস্বান্ত ॥ এ বারের্ আকালে ছাবোন্‌ছা হয়ে গেছি। [<সবসন <সব্বসান্ন <সর্বস্বান্ত ; বর্ণ বিপর্যয়]।

ছাব্‌ড়া ঘর্=[রা]—বি. টিনের ছাপরা ॥ [ছপ্‌পর হিং+ঘর]।

ছাব্‌নাই=[রং]—বি. কব্জির উপরের চাকনি ॥

ছাব্ বাক্‌শ=[রা]—বি. 'পুরানো আমলের বড় বাক্স ॥ বুড়ির্ ছাব্‌বাক্‌শে কি আছে দ্যাকো।

ছাম্১=[দি]—ক্রি. বিণ. সোজা, বরাবর ॥ নাকের্ ছাম্ গেলেই ও গাঁয়ে পৌছা জাবে। [<সম্মু প্রাং <সম্মুখ ; অর্থ প্র.]।

২=[রা]—বি. নিকট ॥ এর্ ছামু রাস্‌তা দিয়া জাও। [পূর্বে দেখ]।

ছাম্=[দি,রং]—বি. ধান, যব ইত্যাদি ভাঙ্গিবার পাত্র, উদুখল ॥ ধান্‌গুলা ছামত্ দেতো।

২=[রা]—বি. জলজ তৃণ, জংগল ॥ ছামের্ মধ্যে মাছের্ বাশা থাহে।

৩=[রং]—বি. অংশ, ভাগ, দিক্, মাঠ, চক ॥ [<সিহাম سهام আং]।

ছাম্ করা=[রা]—ক্রি. পৃথক্ পৃথক্ ভাবে চিহ্নিত করা ॥ জার্ জার্ ভাগের্ জিনিশ্ ছাম্ করে রাখ। [দেখ ছাম্৩ +করা]।

ছাম্‌রা=[রা]—বি. দূর্বা ঘাস ॥ ঘরের্ সাম্‌নের্ ছামরাগুলি ফেলে দাও।

ছায়্‌পড়া=[র]—বিণ. যাহার বংশ খুব নীচ ॥ ছায়্‌পড়া বেটার্ এত দেমাক্ কেন্ ? [<ছাই (<ক্ষার সং) +পড়া]।

ছায়্ পড়ি=[রা]—বিণ. মেয়েদের গালি বিশেষ ॥ ঐ ছায়্‌পড়ি, খালি ঝগ্‌ড়া করিশ্ কেনে ? [দেখ ছায়্ পড়া+ই প্র.]।

ছার্ পোড়া=[রা]—ক্রি. সরিষার তেলে সলিতা পুড়িয়া মুখে দেওয়া ॥ বুকের্ ঘাও অচে তাই ছার পুড়িচুঁ।

ছার্‌ছি=[রা]—বি. তিরস্কার ॥ [ছার্ +ছি=ধিক]।

ছার্‌পান্‌=[রং]—ক্রি. হেঁট হওয়া, অবনত হওয়া ॥ দুয়ার্‌ দি মাথা ছার্‌পাইয়া আওক্‌।

ছালন্‌ কালাই=[রা]—বি. বরবটি ॥ ছালন্‌ কালাইয়ের্‌ তর্‌কারি বেশ্‌। [< সালন হিং (<সলবণ সং)+কলায় সং]।

ছালা=[রা]—বি. <শালা ॥ ছালার্‌ বেটা ছালা চল্‌।

ছালুবালু=[রা]—ক্রি. বিণ. এদিক ওদিক ॥ এহানে এশে ছালুবালু কর্‌ছো ক্যান্‌? [অনু.]।

ছালে মালে=[রং]—ক্রি. বিণ. সমস্ত, গোটা, আসলে ॥ [<ছাল<ছল্লী সং+এ; মাল مال আং+এ বিভক্তি]।

ছালোন্‌=[রা, দি]—বি. তরকারী ॥ [দেখ ছালন্‌ কালাই]।

ছালোন্‌ কালাই=[রা]—বিণ. বরবটী কালাই ॥ [দেখ ছালন্‌ কালাই]।

ছাহানো=[রা]—ক্রি. বি. ঘরের চাল খড় দিয়া মেরামত করা ॥ ঘরের্‌ চাল্‌ ছাহানো লাগ্‌ব। [<ছাওয়ানো]।

ছি

ছিংগোন্‌=[রং]—বি. শিকনি, শ্লেষ্মা ॥ নাকের্‌ ছিংগোন্‌ শাফ্‌ কর্‌। [<শিংঘান সং]।

ছিঁচ্‌নি=[রা]—বিণ. নাছোড়বান্দা ॥ ছিঁচ্‌নি কুত্তাডা সার্‌ খেলেও নড়্‌বেনা।

ছিঁডা=[রা]—বি. কাঁটা ॥ আইলে ছিঁডা দিলে ধানের্‌ খতি হতো না।

ছিঁড়া=[দি, রা]—বি. রাস্তার ভাঙা স্থান ॥ ছিঁড়ার্‌ পানিতে কাপড়্‌ ভিজ্‌বে না। [<ছিড়া <ছিণ্ড <ছিন্ন +আ প্র.]।

ছিঁয়া=[রা]—বিণ. রগচটা ॥ অশুখ্‌ থেকে উঠে মানুশটা ছিঁয়া হচে।

ছিঁয়াল্‌=[রা]—বি. চর্মরোগ বিশেষ ॥ তোমার্‌ গাও ছিঁয়াল্‌ অচে দাদার্‌। [<ছল্লি সং=চামড়া; অর্শ প্র.]।

ছিকর্‌=[রং]—বি. শিকড় ॥ বট-গাছের্‌ ছিকর্‌। [<শিকড়]।

ছিকাই=[রং]—বি. শৃঙ্খলা ॥ লোক্‌টার্‌ কাজের্‌ ছিকাই নাই। [<সফাই <সফা صفا আং+ই প্র.]।

ছিকিয়া=[রা]—বি. শিকা ॥ ছিকি-য়ার্‌ হাড়ি পাতিল্‌ রাখা হয়। [< শিক্য <শিক্য সং]।

ছিচ্‌কা=[রা]—বি. ছোট চিমটা ॥ [<ছিঁচ্‌কা <সীখ্‌চহ্‌ سیخچه ফা.]।

ছিচ্‌কে ডাল্‌=[রা]—বি. চিকন ডাল ॥ [দেখ ছিচ্‌কা]।

ছিছা=[দি]—অব্য. <ছিঃ ছিঃ ॥ এই রকম্‌ কাম্‌ কৈর্‌লে মানুশ্‌ কেছন ছিছা করিব না হ্যায়্‌।

ছিটেই=[দি]—অস. ক্রি. ছিটাইয়া ॥ হাঁরে, চাউল্‌গুলাকে ছিটেই দিলিরে? [<ছিটাইয়া (<√ছিটা+ন প্র.)]।

ছিট্‌কি=[রা]—বি. সরু ডাল, ছড়ি ॥ গাছের ছিট্‌কি কেটে লাক্‌ড়ি করে পোড়ানো হবি।

ছিট্‌বিট্‌=[রা]—ক্রি. বিণ. ছটফট, অস্থির ভাব ॥ গরোমে ছিট্‌বিট্‌ করোচে গাও। [অনু.]।

ছিড়া=[দি]—বি. পানি বাহির হইবার জন্য আইলের মধ্যবর্তী কাটা স্থান ॥ [দেখ ছিঁড়া]।

ছিড়্‌ছিড়্যা=[রং]—ক্রি. বিণ. অতি জোরে ॥ ছেলেটি ছিড়্‌ছিড়্যা দৌড় দিল্‌। [<ছিড়্‌ ছিড়্‌ (অনু.)+ ইয়া প্র.]।

ছিতুছান্‌=[রং]—ক্রি. বিণ. ছড়া-ছড়ি ॥ ধান্‌গুলা কাঁই ছিতুছান্‌ কর্‌লে। [দেখ ছাতুছান্‌]।

ছিত্‌রাংগা=[রা]—বিণ. প্রস্ফুটিত ॥ ফুল্‌টি ছিত্‌রাংগা হৈয়ে আছে। [< চিত্ত <চিত্র+রং+আ প্র.]।

ছনাগর=[রা]—বিণ. হালের গরু ছাড়া অবশিষ্ট গরু ॥

ছিনার্‌=[রা]—বিণ. দুষ্টা ॥ ছিনার্‌ মাগিকে হাকা। [<ছিনাল]।

ছিনি=[রা]—বি. ছোট বাটালি ॥ ছিনি দিয়েই কাট্‌বার্‌ পার্‌বুত। [< ছেদনী সং]।

২=[রা]—বি. পানি সেচনের পাত্র বিশেষ ॥ ছিনি লাগা টপ্‌ করে পানি শুকাবে। [<সেচ+নি প্র.]।

ছিনি ছাক্‌রি=[রা]—ক্রি. বিণ. চারি পার্শ্বে বেড় দিয়া ॥ লোক্‌টাকে তোম্‌রা ছিনি ছাক্‌রি করে ধর্‌ছো ক্যান্‌? [ছানি <ছানিয়া (<ছিন্ন) +ছাক <ছাকা+রি প্র.]।

ছিন্‌নাত্‌, ছিন্‌নৈত্‌=[রং]—বি. মুসলমানী, খৎনা ॥ [<সুন্নত سنت আং=প্রথা অর্থ প্র]।

ছিপ্‌ছিপানি=[রং]—বিণ. অল্প স্বল্প ॥ ছিপ্‌ছিপানি ঝড়ি আইল্‌। [দেখ ছিপ্‌ ছিপা পানি; নি প্র.]।

ছিপ্‌ছিপা পানি=[রং]—বি. অল্প পানি ॥ ঘাটায়্‌ ছিপ্‌ছিপা পানি। [< ছিপ্‌ ছিপ্‌ (অনু.)+আ প্র.]।

ছিমা=[রা, দি]—বি. <শীম ॥ ছিমার্‌ গাছটাত্‌ পোকা ধর্‌ছে। [<শিম <শিম্বী সং]।

ছিমি=[রা]—বিণ. অনেকগুলির মধ্যে একটি ॥ ছিমি কলা দ্যাও।

ছিম্‌ছাম্‌=[রা, দি]—বি. মিল ॥ তোমার্‌ কাজের্‌ কোন ছিম্‌ছাম্‌ নাই।

ছিম্‌ড়ি=[রা]—বি. ছোলা কলাই মটর প্রভৃতির শুটি বা লম্বা বীজ কোষ ॥ [দেখ ছিমা+রি প্র.]।

ছিম্‌ড়্যা=[রা]—বি. কই মাছের বাচ্চা ॥

ছিয়া=[রা]—বি. কাৎরা, অস্ত্র বিশেষ॥

ছিয়াত্‌=[রা]—বি. সনাক্ত, পরিচয় ॥ লোক্‌টাকে ছিয়াত্‌ কৈরা রাখ। [শনাখত্‌ شناخت ফা.]।

ছিয়ান্‌=[রা]—বি. নাকের শুষ্ক শ্লেষ্মা ॥ ছোট ছেলের্‌ ছিয়ান্‌ বেশি হয়্‌। [দেখ ছিংগোন্‌]।

ছিরিছিরি=[রা]—বিণ. ঝিরি ঝিরি, সরু সরু ॥ 'পানতো ছিরি ছিরি, শুপারির বাহাদুরি'। [<ছিঁড়া ছিঁড়া (<ছিন্নছিন্ন)]।

ছিরি সংবাদ্‌=[রং]—বি. কুশল সমাচার ॥ শৌগের্‌ ছিরি সংবাদ্‌ বোলেক্‌। [<শ্রী সংবাদ]।

ছির্‌কুনি=[রা]—বি. সরু পাতাযুক্ত সাদা ছোট ডাঁটা বিশেষ ॥

ছিলা=[রং, রা]—ক্রি. চাম উঠানো, খোসা ছাড়ান, পরিষ্কার করা ॥ খাশিটা ছিলাও। [<ছিল<ছিন্ন সং+আ প্র.; নামধাতু]।

২=[রং, রা]—বিণ. পরিষ্কার, সাফ॥ বারিগর্‌ ছিলা না থাহ্‌লে বানা দেহা যায় না। [<শ্রীল]।

ছিলাহানা=[রা]—বি. অভিমান, রাগ॥ বৌড়া ছিলাহানা করে বশে আছে।

ছিল্‌কা=[রং, রা]—বি. বাকল, চামড়া, ছাল, খোসা ॥ [দেখ ছিলা]।

২=[রং]—বি. প্রবাদ, ছড়া ॥ ঐ লোক্‌ বৌত্‌ ছিল্‌কা জানে। [<শিলকা <শোলক<শ্লোক]।

ছিলটু=[রা]—বিণ. ক্রমশঃ চালু ॥

ছিলিম্‌=[রং]—বি. কল্কি ॥ [< চিলম চلم ফা.]।

ছিল্‌লা=[রা]—বিণ. বিরাগী ॥ ছিল্‌লা ফকির্‌। [<চেহল چهل ফা. (=চল্লিশ; চল্লিশ দিন উপাসনার পদ্ধতি বিশেষ)+আ প্র.]।

ছিল্‌লানি=[রং]—বিণ. পাগলী ॥ [দেখ ছিল্‌লা+নি প্র.]।

ছিল্‌লি=[রা]—বিণ. পাগলশ॥ [দেখ ছিল্‌লা+ই প্র.]।

ছিল্‌লি ধরা=[রা]—ক্রি. বিরক্ত হওয়া॥ [দেখ ছিল্‌লি+ধরা; অর্থ প্র.]।

ছিল্‌লি ভরি=[রা]—বিণ. মেয়েলী গালি বিশেষ ॥ ছিল্‌লি ভরি তোর্‌ মরন্‌ হয়্‌ না। [দেখ ছিল্‌লি+ভর+ই= যাহার উপর ভর করিয়াছে]।

ছিল্‌লিয়া=[রা,দি,রং]—বিণ. পাগল, উন্মাদ ॥ আর্‌ বাচা ছিল্‌লিয়া হয়ে গেছে। [দেখ ছিল্‌লি+আ প্র.]।

ছুঅট্‌=[রা]—বি. গরু ॥

ছুআপাত্‌=[রং]—বি. উচ্ছিষ্ট পাতা ॥ ছুআপাত্‌ ফালায়্যা দেক্‌। [ছোঁয়া (<ছুঁ <ছুপ+সং)+ পাত (পত্র সং)+আ প্র.]।

ছুইত্‌=[রং]—বি. শিখা ॥ আগুনের্‌ ছুইত্‌।

ছুইচল্যা=[রা]—বিণ. সরু ॥ [< ছুইচ<সূচী+লা প্র.]।

ছুচল্‌=[রা]—বি. উকুনের জাতি বিশেষ।

ছুচামি=[রং]—বি. বদমায়েসী, শয়তানি। [দেখ ছুচা+মি প্র.]।

ছুচ্যা=[রা]—বিণ. দুষ্ট, বারবার নিষেধ করা সত্ত্বেও যে নিষেধ মানে না ॥ [ছুঁচো+ইয়া প্র.]।

ছুচ্‌=[রা দি]—বি. বৃহৎ আকারের সুঁচ ॥ ছুঁচ্‌ দিয়া ছালাটা শেলাই কর্‌। [<সুচ <সূচী]।

ছুচ্‌কি=[রা]—বিণ. এক জায়গায় স্থির থাকেনা যে, অতি চালাক ॥ [দেখ ছুঁচ্যা; ছুচ+কি প্র.]।

ছুচ্‌নি=[রা]—বিণ. নাছোড়বান্দা ॥ ছুঁচ্‌নি কুত্তাডা খার্‌ খেলেও নড়্‌বে না। [দেখ ছুঁচ্যা; ছুঁচ+নি প্র.]।

ছুড়া=[রা]—বি. বালক, ছেলে ॥ [<ছোঁড়া <ছমণ্ড সং]।

ছুত্‌পাতা=[রা]—ক্রি. ওৎ পাতা ॥

ছুপ্‌নি কাটা=[রং]—ক্রি. ওৎ পাতা ॥ ইঁদুর্‌ দেখি বিলাই কোথায়্‌ কেমন্‌ ছুঁপ্‌নি কেটে আছে।

ছুফি বুফি=[রং]—বিণ. যথেষ্ট॥ কাপড়খানি ছুঁফিবুফি হছে।

ছুক্‌টা = [রং] — বিণ. খুচরা, আংশিক॥ অতছুক্‌টা কাজ্‌ করোনা মুই। [<ছুট<ছাঁট+কা প্র.; বর্ণ বিপর্যয়]।

ছুক্‌ড়ি=[রং]—বি. বালিকা ॥ [< ছোকরী হিং]।

ছুক্‌নি পাতি থাকা=[রং]—ক্রি. ওৎপতিয়া থাকা ॥

ছুচা=[রং]—বিণ. খারাপ ॥ [দেখ ছুঁচ্যা]।

২=[দি]—বি. বড় সুই॥ ছুচাদি গুত্যোই পেট্‌ ছেদা কবি দিয়্‌। [দেখ ছুঁচ্‌]।

ছুচাতে গুতা=[রং]—অব্য. একে আর, ভালয় মন্দ ॥ কেমন্‌ এলা ছুচাতে গুতা ঐল্‌। [দেখ ছুচা২+তে বিভক্তি +গুতা]।

ছুচ্‌নি=[রা]—বিণ. দস্যি, গালি বিশেষ ॥ [দেখ ছুঁচ্‌নি]।

২=[রা]—বি. ওৎ পাতা ॥

৩=[রা]—বিণ. যে এটা ওটা চুরি করে ॥

ছুটি=[রা]—বি. সজিনার ডাঁটা ॥

ছুটি কালাই=[রা]—বি. মতরের ডাল ॥ ছুটি কালাইর্‌ ডাল্‌ খেতে ভাল। [দেখ ছুই কলাই]।

ছুটৈটি=[রা]—বি. শজিনার ফল ॥

ছুড়া=[রা]—বি. ছড়ি ॥ দারোগার হাতে ছুড়া আছে। [<ছড়া বৃহদার্থে, ছড়ি ক্ষুদ্রার্থে; তুং ছোরা ছুরি, কোঠা কুঠি ইত্যাদি]।

ছুড়ি=[রা—বি. কিশোরী বালিকা ॥ ছুড়িডা লেখা পড়া করে। [ছুঁড়ী (<ছুৎবতী সং)]।

ছুতি হাত্=[রং]—বি. এটো হাত ॥ [<ছুঁৎ+ই প্র.+হাত]।

ছুত্‌ন্যা=[রা]—বি. কারণ॥ [<ছুতা-নাতা <ছুতা (<সূত্র)+নাতা অনুঃ]।

ছুন্‌চি=[রা]—বি. বাড়ীর পিছনের অব্যবহৃত অংশ ॥

ছুন্‌ছুনি=[রং]—বি. বাঁশের ধারাল অংশ ॥ ছুনছুনি দি মোর্ হাত্ কাটা গেইছে। [<চুনছুন (অনু.)+ই প্র.]।

ছুন্দার্=[দি]—বি. উঠান ॥ ছুন্দারটা শাম্ টাও।

ছুন্‌নমার=[রা]—বিণ. দুষ্ট ॥ ছুন্‌ন মার্ ছোড়া।

ছুন্নি=[রা]—বি. লোহার হাতা ॥

ছুপি=[রা]—বি. কৃষকদের মাথার মাথাল ॥ [<ছুপ্ (<ছুপানা হিং)+নি প্র.]।

ছুপে ধরা=[রা]—ক্রি. চাপিয়া ধরা ॥ কি কচুনু, তাই ছুপে ধরিছে মোক। [ছুপে < ছুপ + ইয়া অস. ক্রি. বিভক্তি]।

ছুপ্‌নি কাটা=[রং]—ক্রি. ওৎ পাতা ॥

ছুব্=[রা]—বি. ঘুষ ॥ [<ছেপ <ক্ষিপ্ সং)]।

ছুমে=[রা]—ক্রি. বিণ. দিকে, ধারে ॥ এই ছুমে যাও। [<সমুহে <সম্মুখে সং]।

ছুয়া=[রং]—বিণ. অপবিত্র ॥ [দেখ ছুআপাত্]।

২=[রং]—বি. স্ত্রীলোকের মাসিক ঋতুস্রাত ॥ [অর্থ প্র.]।

৩=[দি]—বি. ছেলে ॥ [ছাওয়া <শাবক সং]।

ছুয়াঘর্=[রং]—বিণ. প্রসূতির ঘর, আঁতুড়ঘর ॥ [দেখ ছুয়া+ঘর]।

ছুয়াছালা=[রং]—বি. যেখানে নোংরা দ্রব্য ফেলা হয় ॥ ছুয়াছালাত্ যাইছ্ না, নাপাক্ হবু। [দেখ ছুয়া+শালা]।

ছুয়া পাওয়া=[রং]—ক্রি. ঋতুস্রাব হওয়া ॥ [দেখ ছুয়া২+পাওয়া]।

ছুয়া বাড়ি=[রং]—বি. অশুচি স্থান ॥ ছুয়াবাড়ি গেলে গাও ধোয়া লাগে। [দেখ ছুয়া+বাড়ী]

ছুরন্=[রা, দি]—বি. চাবি ॥ তালার ছুরন্ নাই। [<ছোড়ান=ছাড়ান; অর্থ প্র.]।

ছুলাম্=[দি]—বি. লবণ ॥ তর্কারিতে ছুলাম্ কম্ হছে।

ছুলাত্ ছালাত্=[রং]—বি. চোরের মত তাকান ॥ কাজ্ কর্‌বার্ কর্, ছুলুত্‌ছালুত্ করি দেখিশ্ কি? [অনু.]।

ছুল্‌লু=[রা, দি]—বি. শঠ, ধূর্ত ॥ অর্ মতন্ ছুল্লু আর্ নাই। [<ছুল্লু হিং=বোকা; কিংবা ছল+লু প্র. কিংবা শট+লু প্র.]।

ছে

ছেউতি=[রং]—বি. <সেঁউতি, যাহা দ্বারা নৌকার পানি সেচা হয় ॥

ছেংচ্‌কি=[রা]—বি. রান্না করার লোহার খন্তা বিশেষ ॥ মাগো ছেংকিটা লিয়া আয়্ত।

২=[রা]—বি. পানি সেচনের পাত্র বিশেষ ॥ [সেচ+কি প্র.]।

ছেনি=[রং]—বি. অর্ধচন্দ্রাকৃতি লোহারে দা ॥ [<ছেদনী সং]।

২=[রা]—বি. পানি সেচনের উপকরণ বিশেষ ॥ [<সেচনী]।

ছেন্‌চি=[রা]—বি. চুল্লি হইতে পাতিল কড়াই ইত্যাদি নামাইবার অবলম্বন বিশেষ ॥

ছেবোলি=[দি]—বিণ. নিষ্পাক ॥ [সিফ্‌ল: سفله আং+ই প্র. =নীচ, ঘৃণ্য]।

ছেব্‌ড়ি=[রা]—বি. ছোট মাছ বিশেষ ॥

ছেম্‌কি যাওয়া=[দি]—ক্রি. থমকিয়া যাওয়া ॥ ওর মুখ্ দেখি ছেম্‌কি গেলু। [<চমক (<চমৎ সং)+ইয়া+যাওয়া]।

ছের্‌কি=[দি]—বি. দৈয়ের ছোট ভাঁড় ॥ এক্ ছের্‌কি দৈ আনিশ্। [<সের+কি প্র.=যাহাতে এক সের ধরে]।

ছ্যা

ছ্যাআট্=[রা]—বি. খণ্ড কাপড় ॥ [ছেআ<ছেদ সং+ট প্র.]।

ছ্যাও=[রা]—বিণ. চালু ॥ পুকুর্ পাড়্ ডা খুব ছ্যাও। [<ছেদ সং]।

২=[রা]—বিণ. খাটো ॥ এই হাল্‌গোড়া একটু ছ্যাও হয়েছে।

৩=[রা]—বি. সেলাই বিহীন লুঙ্গি কাপড় ॥

ছ্যাওটা=[রা]—বি. কাপড়ের অংশ বিশেষ ॥ [দেখ ছ্যাআট্]।

২=[রং]—বি. মেয়েদের স্তনের উপরে পরিধেয় বস্ত্র ॥ বেডি ছাওয়ারা ছ্যাওটা পেন্‌ছে। [পূর্বে দেখ]।

ছ্যাওট্=[রা, রং]—বি. মেয়েদের পাঁচ হাতি কাপড় ॥ [দেখ ছ্যাওটা]।

ছ্যাওতি=[রা, রং]—বি. ছেনি, জল সেচনের উপকরণ বিশেষ॥ [<সেঁউতি +তি প্র.]।

ছ্যাও দেওয়া=[রা, রং]—ক্রি. কাটা॥ মোটা গুড়িটা ছ্যাও দিয়া লও। [দেখ ছ্যাও]।

২=[রা, দি.]—ক্রি. বাতাস বহা॥ [অর্থ প্র.]।

ছ্যাওনা=[রা]—বি. বকনা ও এঁড়ে বাছুর॥

২=[রা]—বি. মুরগীর বাচ্চা॥ [< ছানা <ছা <ছাও (<শাবক সং)+ না প্র.]।

ছ্যাওয়া=[রা]—বি. উদুখল॥ [দেখ ছ্যাও+আ প্র.]।

ছ্যাং ছ্যাং করা=[রং]—ক্রি. হঠাৎ কোনও কিছুতে গায়ে ঠাণ্ডা লাগা॥ [দেখ ছ্যাংছ্যাংগা]।

ছ্যাংছ্যাংগা=[রং]—বিণ. ঠাণ্ডা, শীতল॥ ছ্যাংছ্যাংগা পানি দে॥ [<ছ্যাং ছ্যাং (অনু.)+আ প্র.]।

ছ্যাংটা=[রং]—বিণ. ছোঁয়া লাগা, অন্ন কিছু পোড়া॥

ছ্যাংটা লাগা=[রং]—ক্রি. ছেঁকা লাগা॥

ছ্যাংরা=[দি]—বি. শিশু॥ ছেংরা কোনাক দুধ দাও। [<ছেঁওড়া (চমও সং)]।

ছ্যাংগট্, প্যাংগট্=[রং]—বি. অসঙ্গতি প্রদর্শন॥ মুই কতাটা শুনবার চাও নাই খালি ছ্যাংগট্ প্যাংগট্ করে। [অনু.]।

ছ্যাংগত্=[রং]—বি. হঠাৎ কোনও কিছুতে গায়ে ঠাণ্ডা লাগন॥ কিনাজোটা ছেংগত্ করি লাগল। [অনু.]।

ছ্যাঁকা=[রা, দি]—বি. ফিল্টার করা পানি॥ আজ্ ছ্যাঁকা করে কাপড় দুবু।

১=[রং]—ক্রি. <সেঁচা॥ পাগাড়ের পানিগুলো ছ্যাক্।

২=[রা]—ক্রি. বাঁশ ছেঁচিয়া তৈরী বেড়ার উপকরণ বিশেষ॥ [ছেঁচ্+ আ প্র.]।

ছ্যাঁচেড়া=[দি]—বি. যে সহজে কিছু দিতে চায় না॥ তোর্ মতন্ ছ্যাঁচেড়া মুই দেখি নাই। [<ছেঁচড় (ছিত্বর সং)+আ প্র.]।

ছ্যাঁচোর্=[রা]—বিণ. কিপটে॥ লোক্টা বড় ছ্যাঁচোর্। [দেখ ছ্যাঁচেড়া]।

ছ্যাঁচ্=[রা]—বি. ঘরের ছাউনির অতিরিক্ত অংশ॥ [<ছাঁচ]।

২=[রা]—বি. কাণ্ডজ্ঞান॥ তোর্ কত ছ্যাঁচ্ছাড়া কথা।

৩=[রা]—বি. চিনির তৈরী মিষ্টি বিশেষ॥

ছ্যাঁচ্চাই=[রা]—ক্রি. বিণ. সত্য সত্যই, বাস্তবিকই॥ [<সাচ্চা হিং< সত্য সং+ই. প্র.]।

ছ্যাঁচ্ড়া=[রা]—বিণ. অভদ্র আচরণকারী, প্রতারক॥ [দেখ ছ্যাঁচেড়া]।

ছ্যাঁদাড়ে=[রা]—বিণ. দুষ্ট, নোংরা, অপরিষ্কার॥ ছেলেটা বড় ছ্যাঁদাড়ে। [দেখ ছ্যাঁচেড়া]।

ছ্যান্তা=[রা]—বি. ছাকনি বিশেষ॥ [দেখ ছ্যাঁনদা]।

ছ্যান্দা=[রা]—বিণ. ছিদ্র, ফুটা॥ ছ্যাঁনদা কলশিডা ঝালাই করা। < ছেঁদা<ছিদ্দ<ছিদ্র সং]।

ছ্যাকা=[রং]—বি. কলার বাকল পোড়া ছাইয়ের চোয়ানো পানি (কাপড় কাচার জন্য)॥ [দেখ ছাঁকা]।

২=[রং]—ক্রি. দোহন করা॥ গাইটা ছ্যাকাও।

ছ্যাকা পাড়া=[রং]—ক্রি. ক্ষারে কাপড় দেওয়া॥ কাপড় ছ্যাকা পাড়িছোঁ ধোয়া লাগে। [দেখ ছ্যাকা]।

ছ্যাকা ধরা=[রং]—ক্রি. ঘিরিয়া বা চাপিয়া ধরা॥ [দেখ ছ্যাঁকা ; ছাঁকিয়া ধরা]।

ছ্যাকোটি=[রা]—বি. পোশাকের বাহার, চলনের ঢং, কথার বাহাদুরি॥

ছ্যাক্না=[রং]—বিণ. দুষ্ট॥ ছ্যাক্না গাই।

২=[রং]—বিণ. বিস্বাদ॥ তকাইগুলো ছ্যাক্না লাগে।

ছ্যাচা=[রা]—বিণ. সত্য॥ ছ্যাচা কথা বলিও। [দেখ ছ্যাঁচ্চাই]।

২=[রং]—বি. ঘরের বেড়ায় ব্যবহৃত সুপারি গাছ বা বাঁশ॥ [দেখ ছ্যাঁকা২]।

ছ্যাচাই=[রা, দি]—ক্রি. বিণ. সত্য॥ তুমি ছ্যাচাই ভাত্ খাইছ। [দেখ ছ্যাঁচ্চাই]।

ছ্যাচাং=[দি]—বি. ঝাল, মরিচ॥

ছ্যাচায়্=[দি]—ক্রি. বিণ. সত্যি॥ তুই ছ্যাচায়্ কহিছ্ কি মিচায়্ কহিছ্ কিছুই বুজা জায় না। [দেখ ছ্যাঁচ্চাই]।

ছ্যাচ্চোর্=[রা, রং]—বিণ. অবাধ্য॥ ছ্যাচ্চোর্ লোক্টাক খেদাও। [দেখ ছ্যাঁচোড়্]।

ছ্যাচ্ড়া=[রং]—বিণ. কৃপণ॥ [দেখ ছ্যাঁচেড়া]।

ছ্যাচ্রা=[রং, রা]—বিণ. ছোটলোক, বেহায়া॥ তুই বড় ছ্যাচ্রারে। [দেখ ছ্যাঁচ্ড়া]।

ছ্যাছ্যা=[রং]—বি. খেৎরা মুলি বাঁশ॥ ঘরের বেড়া ছ্যাছ্যা দিয়া দেইম্। [<ছেঁচা]।

ছ্যাছ্ড়ে=[রং]—অস. ক্রি. টানিয়া, হিঁচড়িয়া॥ না আইলে ছ্যাছড়ে আন্। [<ছেঁচড়াইয়া<ছেঁচড়ানো]।

ছ্যাতা=[রা]—বি. দাগ, ছাতা॥ আমড়ার্ উপরে খুব ছ্যাতা পড়্ছে। [দেখ ছাতুয়া]।

ছ্যাতান্=[রা]—বি. মাছ বিশেষ॥

ছ্যাত্না=[রা]—বিণ. নিরূপ॥ [দেখ ছাতুয়া ; ছাত্+না প্র.]।

ছ্যাদক্=[রং]—বিণ. খাঁটি, সত্য॥ তুই ছ্যাদক্ দিলে ক। [<সাদিক صادق আং]।

ছ্যাদড়্=[রা]—বিণ. নাছোড়বান্দা॥ [দেখ ছ্যাঁদাড়ে]।

ছ্যাদরে যাওয়া=[রা]—ক্রি. চড়াইয়া যাওয়া॥ [<ছেতরাইয়া (ছেতরান) +যাওয়া]।

ছ্যাদর্=[রা, রং]—বিণ. কতব্যজ্ঞানশূন্য, অশ্লীল বাক্য বলিতে পটু, লজ্জাহীন॥ [দেখ ছ্যাঁদাড়ে]।

ছ্যাদর, ভ্যাদর্‌=[রং]—বিণ. অপরিষ্কার ॥ তোমার কাম্ ছ্যাদর্ ভ্যাদর্ হয়্। কেন্? [দেখ ছ্যাঁদাড়ে; ভ্যাদর অনুঃ]

ছ্যাদা=[রা]—বি. দলের মোড়ল ॥ [<সদ্দার<সর্দার سردار ফা.]।

ছ্যাদোর্‌=[রা]—বি. সজারু ॥ ছেদোরের্ কাঁটা দিয়ে কলম্ বানিচেন্।

ছ্যাদ্‌না=[রা]—বি. ময়লা ॥ [দেখ ছ্যাত্‌না]।

ছ্যানাই=[দি]—বি. পানি সেচনের উপকরণ ॥ [<সেচন সং+আই প্র.]।

ছ্যান্‌=[রা]—বি. এক প্রকার হাতিয়ার ॥ ছেন্ দি খেজুরের্ গাছ্ কাটে। [দেখ ছেনি; বৃহদার্থে]।

ছ্যান্‌দা=[রং]—বিণ. ছিন্ন, ভাঙ্গা ॥ [দেখ ছ্যাঁন্‌দা]।

ছ্যাপ্‌=[রা, রং]—বি. ছেপ, থুথু ॥ ঘরে ছ্যাপ্ ফালাইছ্ না। [<ছেপ (<ক্ষিপ সং)]।

ছ্যাপ্‌ছ্যাপান্‌=[রং]—ক্রি. বক বক করা ॥ ছ্যাপ্‌ছ্যাপাইছ্ না। [দেখ ছ্যাপ্‌ছ্যাপি]।

ছ্যাপ্‌ছ্যাপি=[রা, দি]—বিণ. যাহার পেটে কথা থাকে না ॥ তোর্ মত ছ্যাপ্‌ছ্যাপি আর্ হয় না। [<ছ্যাপ্‌ছ্যাপ্ (অনু.)+ই প্র.]।

ছ্যাপ্‌ড়া=[দি]—বিণ. নিচু ॥ [<চাপ+ড়া প্র.]।

ছ্যাপ্‌লা মাছ্‌=[রং]—বি. এক প্রকার মাছ, চেলা মাছ ॥ ছ্যাপ্‌লা মাছ্ কাঁয় খায়? [<চাপিলা মাছ]।

ছ্যাবায়্‌=[রা]—ক্রি. বিণ. সত্যিই ॥ [< সাফাই < সাফা صفا আং + ই প্র.]।

ছ্যাব্‌=[রং, দি]—বি. ছেপ, থুথু ॥ ঘরে ছ্যাব্ ফেলিছ্ না। [দেখ ছ্যাপ্]।

ছ্যাব্‌ড়া=[রা]—বিণ. অর্ধচূর্ণ ॥ গম্‌গুলো গুড়া হয়্‌নি, ছ্যাব্‌ড়া হয়ে আছে। [<ছিবড়া (<ক্লীব+টা সং)]।

ছ্যাব্‌বার্‌=[রা]—বিণ. রক্তাক্ত ॥ মারের্ চোটে ছ্যাব্‌বার্ হয়ে গেছে।

ছ্যাব্‌লা=[রা]—বি. মাছ বিশেষ।

ছ্যাব্‌লাই=[রং]—বিণ. কানপাতলা ॥ তুই বড় ছ্যাব্‌লাই মানুষ্। [ছ্যাবলা+ই প্র.]

ছ্যাব্‌লাই মাছ্‌=[রং]—বি. চেলা মাছ ॥ [দেখ ছ্যাব্‌লা]।

ছ্যায়্‌ করা=[রং]—ক্রি. ছায়া করা ॥ [<ছায়া <ছাঁয়া <ছায়া সং+করা]।

ছ্যারা=[রং]—বি. লোক ॥ ছ্যারাটা বাড়ি গেলে। [দেখ ছ্যাংরা]।

ছ্যারাব্‌ ভোগ্‌=[রং]—বি. কষ্ট ॥

ছ্যার্‌কা=[রং]—বি. শালিক ॥ ছ্যার্‌কা বড় কিচির্ মিচির্ করে। [<শারিকা সং]।

ছ্যাল্‌ছ্যালা=[রং]—বি. এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত নিচু ॥ [<ছ্যালছ্যাল (অনু.)+আ প্র.]।

ছ্যাল্‌লা বেল্‌লি=[রা]—বি. বিরক্তি ॥ গরমে ছেলেটা ছেল্‌লা বেল্‌লি করে। [<চিল্লা (<চিৎকার)+বেল্লা অনুঃ+ই প্র; তুঃ চিল্লাচিল্লী হিং]।

ছৈ

ছৈন্‌চাঁ=[রা]—বি. ঘরের চাল হইতে যে স্থানে পানি পতিত হয় ॥ ছৈন্‌চাঁর্ পানি ঘরে পড়ে। [<ছ্যাঁইচ]।

ছৈল্‌=[রং]—বি. আবর্জনা, আপদ ॥ ঘরের্ ছৈল্ দূর্ করেক্।

২=[দি]—বি. মেয়ে ॥ [দেখ ছওয়াল্]।

৩=[রা]—বিণ. পরিষ্কার, নির্মল ॥ ছৈল্ পানিতে নাও বাইতে ভাল লাগে।

ছৈল্‌ ভুর্‌কান্‌=[রং]—ক্রি. ভুলানো ॥ এক্ আনার্ পয়্‌সা দিয়ে ছৈল্ ভুর্‌কাচ্ছ। [দেখ ছৈল্১+ভুলকান <ভুলানো]।

ছো

ছোইল্‌=[রং]—বি. ছেলে ॥ এই ছোইল্‌টা কার্ বাছে? [দেখ ছওয়াল্]।

ছোইল্‌ পৈল্‌=[রং]—বি. ছেলেপিলে ॥ এই ছোইল্ পৈল্ কার্ বাছে। [দেখ ছোইল্+পৈল অনুঃ]।

ছোওয়াল্‌=[রং]—বি. ছেলে মেয়ে ॥ [দেখ ছওয়াল্]।

ছোঁচা=[দি]—বিণ. পাঁজি ॥ [দেখ ছুঁচা]।

ছোঁচানো=[রা]—ক্রি. শৌচ করানো ॥ অকে ছোচাই দেনা কেন্। [<ছোচ <শৌচ+আনো প্র.]।

ছোঁচোর্‌=[রা]—বি. কলাগাছের শুকনা পাতা ॥ কলার্ ছোঁচোরের্ ছাই দিয়ে কাপড় ধুয়্।

ছোঁতর্‌=[রা]—বি. কলা গাছের শুকনা শাখা ॥ ছোঁতর্ দিয়ে পাট খড়ির বোঝা বাঁধে।

ছোঁল্‌=[রা]—বি. ছেলে ॥ চামুর্ ছোঁল্ নাই। [দেখ ছোইল্]।

ছোক্‌ড়া ছাগল্‌=[রং]—বি. পাঁঠা ॥ [দেখ ছুঁড়া+ছাগল]।

ছোক্‌বোক্‌=[রং]—বি. লোভ ॥ [অনু.]।

ছোক্‌রা=[রং]—বি. মেয়ে বেশী পুরুষ নর্তক ॥ [দেখ ছুঁড়া; অর্থ প্র.]।

ছোচ্ছেন্=[রা]—ক্রি. বি. দোষা-রোপ ॥

ছোচ্না=[রা]—বিণ. পাতিচোর ॥ [দেখ ছুঁচ্ ; ছুঁচ্+না প্র.] ।

ছোচ্লান্=[রা]—ক্রি. কষানো ॥ গোশ্তের তর্কারি অনেক্খন্ ধরে ছোচ্লাতে হয় নবেত্ শাদ্ হয় না ।

ছোছা=[রং]—বিণ. শঠ ॥ ব্যাটা বড়ো ছোছা । [দেখ ছুঁচা] ।

ছোছ্বোছ্=[রা]—বি. চুরির নিয়তে -তাকান ॥ [অনু.] ।

ছোটদা=[রং]—বি. ছোট কাটারী, ছোট ভাই ॥ [ছোট+দা (দোত্র) এবং ছোট+দাদা (<তাত)] ।

ছোট মিয়া=[রং]—বি. দেবর ॥ [ছোট+মিয়া হিং] ।

ছোট বা=[রং]—বি. জ্যাঠা, কাকা ॥ আমি ছোটবার্ শংগে ঢাকা জাবু । [ছোট+বাবা] ।

ছোট বাপ্=[রা]—বিণ. ছোট চাচা ॥ [<ছোট+বাপ<বপপ<বপ্র সং] ।

ছোটা=[রা,গু]—বি. সুপারী কলা ইত্যাদির খোল ছিঁড়িয়া পাকান দড়ি ॥ কয়েক্ গাছা ছোটা নিয়া আশ্ ।

২=[রং]—বি. বাঁধা ॥ গরুর্ মুখ্ ছুটে দে ।

৩=[রা]—বি. পথ ॥ এই ছোটা দি গাড়ি জায় না ।

ছোট্কি=[দি]—বি. ছোট বৌ ॥ এক্খান্ পান্ দে গো ছোট্কি । [< ছোট+কি প্র.] ।

ছোড়া=[বা, দি]—বি. কিশোর, ছেলে ॥ [দেখ ছুঁড়া] ।

ছোড়ান্=[রা, দি]—ক্রি. ছাড়িয়া দেওয়া, নামানো ॥ গরুর্ কান্ধাত্ থাইকে গাড়িটা ছোড়াও ।

২=[রা, দি]—বি. চাবি ॥

৩=[রা]—ক্রি. বি. কামড়ান ॥ কুকুরে ছোড়ান দিবে, একটু হুইরা জা ।

ছোন্চা=[রা]—বি. বাড়ির পিছন দিক ॥

ছোন্চা কান্চি=[রা]—বি. আনাচ কানাচ ॥

ছোবা=[রা]—ক্রি. রস নিংড়ানো ইক্ষু গাছ ॥ কুশরের্ ছোবা দি আখাও ভাল দেওয়া পারচোঁনা ।

ছোবান্=[রং]—ক্রি. বি. পোড়ানো, ঝল্সানো ॥ আলু গুলি ছোবাই নিয়ে আয় ।

ছোয়া=[দি]—বি. ছোট ছেলে ॥ [< শাবক সং] ।

২=[রা]—বি. বানের জল মাপা কাঠি ॥

ছোরায়্ না পাত্তা=[রং]—ক্রি. দোষ পড়িতে না দেওয়া ।

ছোরানি=[রং]—বি. চাবি ॥ মোর্ ছোরানিটা হারে গেছে । [দেখ ছুরন্+ই প্র.] ।

ছোরান্=[রং]—বি. চাবি কাঠি ॥ এই বাক্শের্ ছোরান্ উপার কাছে । [দেখ ছুরন্] ।

ছোর্=[রা]—বি. নদীর কিনারে বা খালবিলের ধারে পানি ঘিরিয়া মাছ ধরার স্থান ॥

ছোর্খেলা=[রং]—বি. খেলা বিশেষ ॥

ছোলোম্=[রং]—বি. কল্কি ॥ এক্ ছোলোম্ তামাক্ দে । [দেখ ছিলিম্] ।

ছোল্ মাট্=[রা]—ক্রি. বিণ. সমান ॥ লাঠিটা দা দিয়ে ছোল্মাট্ কর্ ।

২=[রা]—ক্রি. বিণ. কোন রকমে শেষ ॥ কাজ্টা তাড়াতাড়ি ছোল্মাট্ কর্ ।

ছৌ=[রা]—বি. গরু মহিষের গাড়ির উপরের ঢাকনি । [<ছৈ] ।

ছৌল্=[রা]—বি. ছেলে সন্তান ॥ ছৌল্ডা বড় খারাপ্ । [দেখ ছাওয়াল্] ।

জ

জ=[দি]—বি. যব ॥ [<যব] ।

জং=[রং]—বি. জরা, জীর্ণতা ॥ জিনিশ্ খানিত্ জং ধরাই নশ্ট করি ফেলাইছিশ্ তুই ? [যংগ زنگ ফা.]

জংগ=[রা]—বি. গ্রাম্য মুসলমানী গান বিশেষ ॥ [জঙ্গ جنگ = যুদ্ধ, যুদ্ধের গান] ।

জংগলিয়া=[দি]—বিণ. জংগলেপূর্ণ ॥ জংগলিয়া পথ্ দি অনেক্দুর্ যেতে হবে । [<জঙ্গল সং+ইয়া প্র.] ।

জংগল্ বাড়ি=[রং]—বি. মরুদেশ ॥ জংগল্ বাড়িত্ পানি নাই । [<জঙ্গল সং+বাড়ি] ।

জংগান্=[রা]—বি. বিদ্রূপাত্মক গাথা গান ॥ এবে জাবি চল্ জংগান্ শুনা আশি । [দেখ জংগ+গান] ।

জংগুর্=[রা]—বি. মাছ মারার উপ-করণ বিশেষ ॥

জকি=[রং]—ক্রি. বিণ. রাগিয়া ॥ কথাটা কৈতে কৈতে জকি উঠিল্ ক্যানে ? [<ঝাঁকিয়া] ।

জক্=[রা]—বিণ. যক্ষের মত কৃপণ ॥ তুইতো টাকার্ জক্ । [<যক্ষ] ।

জক্কো=[রা]—বিণ. অধিক লবণাক্ত ॥ কে খাবে খরো জক্কো ছালুন্ । [< যবক্ষার ?] ।

জখন্মতে=[রং]—ক্রি. বিণ. যেমন, যেইমাত্র ॥ জখন্মতে জাইয়্ তখন মতে আশিয়্ । [<যখন মাত্র] ।

জখা=[দি]—ক্রি. মাপা ॥ কহ্হাত্ খাল্ জখি নি আয়্তো ॥ [<জোখনা হিং ; তুং মাপাজোখা]

জগর্‌থগর্‌=[রং]—ক্রি বিণ. এলো-মেলো ॥ কাপড়গুলা জগর্‌থগর্‌ করিছ্ না। [অনু.]।

জগশ্যাল্‌হাই=[রা]—বি. ধান বিশেষ ॥ খৈ কনিবিত জগশ্যালহাই ধান্ বুনিবি।

জগা=[বং]—বিণ. উজবুক, আহাম্মক ॥ ছেলেটা একদম্ জগা। [দেখ জগাই]।

২=[রা—বি. ডুমুর ফল ॥ [দেখ জগৈ]।

জগাই=[রং]—বিণ. বোকা ॥ জগাই চ্যাংরা কিছুই বুঝে না। [নাম বিশেষ]।

জগৈ=[রা]—বি. ডুমুর ফলাদি ॥ [< যজ্ঞডুমুর]।

জগ্‌ডলা=[রা]—বি. ধানের শ্রেণী বিশেষ ॥

জগ্‌লুট্‌=[রং]—বি. গণ্ডগোল ॥ [হিং =জগৎ লুণ্ঠন ; দেখ জুগ্‌লুট]।

জটা=[রা]—বি. আমন ধান বিশেষ ॥

জটিয়া=[রং]—বিণ ঝুঁটিওয়ালা, শিখাযুক্ত ॥ [< জট +ইয়া প্র.]।

জটিরা, জটিলা=[বং]—বিণ. কেলে-ঙ্কারী, অসুবিধা অনেক ॥ তোর যত জটিলা কাজ। [< জটিল+আ প্র.]।

জট্‌রা=[রা]—বি. পোকা লাগিবার ফলে দলা পাকান অবস্থা ॥ কলাইগুলায় জট্‌রা লাগিচে। [< জট+রা প্র.]।

জঠুরা=[রা]—বিণ. শক্ত ॥ আম্‌টি মাঝে মাঝে জঠুরা। [< জট+উরা প্র.]।

জড়ানো=[রং]—ক্রি. সামলানো ॥ আপ্‌না ঘর্ আপ্‌নে জড়ায়েক্। [< জড়(সংহতি)+আনো প্র.]।

জড়্‌=[রং]—বি. গোষ্ঠি ॥ 'কুড়ুলে কাটে আর জড়ে হাটে'—প্রবাদ। [< জোট]।

২=[দি, রা]—বি. ঝগড়া ॥ অরা দুই ভাইয়ে খুব জড় নাগাইছে। [< ঝগড়া]।

জড়নি=[রা]—বি. শ্লোক ॥ বিধান্ খুব জড়নি জানে।

জড়্‌শুট্‌=[রা]—বি. ওষ্ঠপ্রান্তের ঘা (অল্প জ্বরের পর হয়) ॥ জড়্‌শুট্টা এখনও শারে না। [< জর ঠুঁটা]।

জতমোনে=[রং]—ক্রি. বিণ. যত ইচ্ছা ॥ জতমোনে খাইতে পারে। [< যত+মন (ইচ্ছা)+এ বিভক্তি]।

জতা=[দি]—বি. জুতা ॥ মোর্ জতা গুলা ছিড়ি গেইছে। [< জুতা]।

জত্‌ঘড়ি=[রং]—ক্রি.বিণ. যেইমাত্র, যখনই ॥ জত্‌ঘড়ি আলো তত্‌ঘড়ি গ্যালো। [< যত+ঘড়ি(< ঘটিকা সং)]।

জদিকালে=[রং]—ক্রি. বিণ. ভবি-ষ্যতে ॥ জদিকালে শে না বাঁচে, কি উপায় হবি ? [< যদিকালে]

জনাজতি=[বং]—ক্রি. বিণ. প্রত্যেক-কে ॥ টাকাগুলা জনাজতি ভাগ্ করে দাও। [< জনা+জাতি]।

জনাজাত্‌=[রা]—ক্রি. বিণ. একে-একে ॥ [দেখ জনাজতি]।

জনোয়ার্‌=[বং]—বি. বাঘ ॥ এই জংগলত্ জনোয়ার্ থাকে। [< জানুয়ার جانور ফা. ; অর্থ প্র.]।

জন্‌গা=[রং]—বি. মাছ মারার যন্ত্র বিশেষ ॥ জন্‌গায় কি মাছ্ পড়্‌ছে ?

জন্‌জরা=[বা]—বি. ভুট্টা ॥ জন্‌জরার্ ছাতু বেশ্ মজা ॥

জন্‌জালি=[রং]—বিণ. ঝগড়াটে, গণ্ডগোলে ॥ জন্‌জালি কাজ্ ফুরায় না। [< জঞ্জাল+ই প্র.]।

জন্‌জাল্‌=[বং]—বি. অস্বস্তি ॥ হামার্ কাজত্ জন্‌জাল্ লাগিচে। [< জঞ্জাল]।

জন্‌ধুরা=[রং]—বি. জাহাজি বা বড় লেবু বিশেষ ॥ তুই মোর্ জন্‌ধুরা খালু ক্যা। [< জম্বীর সং]।

জন্‌পাইট্‌=[রং]—বি. দিনমজুর ॥ দন্‌জন্ জন্‌পাইট্। [< জন+পাত্র ; অর্থ প্র.]।

জপ্‌জপা=[রং]—বিণ. অধিক পরিমাণ, জবজবা ॥ জপ্‌জপা করি মাথায় তেল্ দিছে। [অনু.]।

জব্‌তে=[রং]—ক্রি.বিণ. যাবৎ ॥ জব্‌তে না আশে, তব্‌তে মুই জাইমু না। [< যাবৎ+এ বিভক্তি]।

জব্‌থব্‌=[রা]—বিণ. ভারী ॥ জব্‌থব্ পাথর্। [অনু.]।

জমিন্‌=[রা]—বি. বুনট ॥ কাপড়্-টার্ জমিন্ খুব্ ভাল। [< যমীন زمین ফা.; অর্থ প্র.]।

জম্‌কানো=[রা]—ক্রি. জ্বালান ॥ আগুন্‌টা জম্‌কিয়ে দে। [< চমক+আনো প্র.]।

জম্‌কান্‌=[রা]—ক্রি. বিণ. একত্র ॥ জম্‌কান্ হয়ে আই। [< জমকাল]।

জম্‌থম্‌=[রা]—বিণ. স্থির, না কম না বেশী ॥ বর্‌শার্ পানি জম্‌থম্ হয়ে আছে, কমেও না বাড়েও না। [< জম (জমা)+থম ; তুং থমথম]।

জয়া=[রং]—বি. এক প্রকার তৈলাক্ত মাছ ॥ জয়া মাছের্ মত চখু আর্ কায়্ আছে।

জয়্‌নো=[রং]—বি. কাহিল, দুর্বল, শক্তিহীন ॥ ঐ জয়্‌নোর কথা তুই ধরিছ্ না।

জয়্‌পু=[রং]—বিণ. দুর্বল ॥ তুই একটা জয়্‌পু মানুশ্। [< যঈফ ضعیف আঃ]।

জয়্‌মালা=[রং]—ক্রি. বিণ. যত পরিমাণ ॥ জয়্‌মালা লাগে জয়্‌মালা দিমু। [< যত+মালা (পরিমাণ বিশেষ)]।

জরা থোয়া=[রং]—বিণ. পোকায় খাওয়া ॥ ওক্‌গলা জরা থোয়া তামাক্ আছ্‌ন। [< জরা+খাওয়া]।

জরাতক্‌=[রং]—বিণ. সামান্য পরিমাণ, ক্ষুদ্র ॥ জরাতক্ জিনিশ্ তোক না দিমু। [যর্রহ: ذرہ আং+তক হিং]।

জরান্‌=[রা]—ক্রি. একত্র করা ॥ আমি শকল্‌কে জরাইছি। [< জড়ান]।

জরিবানা=[রা]—বি. জরিমানা ॥ দশ্ টাকা জরিবানা করছে। [জুর্‌মানহ্ خرمانه ফা.]।

জরুয়া=[রং]—বি. রোগী ॥ বাড়িত্ জরুয়া আছে। [< জ্বর+উয়া প্র.]।

জর্‌মা=[রং]—বি. জন্ম, পয়দা ॥ তুই কায় জর্‌মা তা কাঁয় জানে। [< জন্ম+আ প্র.]।

জর্‌মে=[রা]—ক্রি. বিণ. কোনদিন, জীবনে ॥ জর্‌মেজে কথা শুনিনি শুনি হে কথা। [<জন্মে]।

জর্‌শরি=[রং]—বি. মুখের এক প্রকার ঘা ॥ মোর্ মুখত্ জর্‌শরি হচে। [<জর+সারি]।

জর্‌শুঁট্=[রা]—বি জ্বরের সময় ঠোঁটে যে ফোড়া হয় ॥ জর্‌শুঁট্ হয়ে মুখ্ ফুবে গেচে। [দেখ জড়্‌শুট্]।

জর্‌শেশ্=[রং]—বি. আপদ ॥ এটা একটা জর্‌শেশ্।

জলম্=[রং]—বি. যুগ, কাল ॥ এই কয়টা টাকা মেরে তুই কয় জলম্ খাবি? [<জনম<জন্ম]।

জলম্‌দার্=[রা]—বি. গালি বিশেষ ॥ [<যুলম ظلم আঃ+দার دار ফা.]।

জলম্‌দ্যারা=[রা]—বিণ. পেটুক ॥ লোক্‌টা আস্ত জলম্‌দ্যারা। [দেখ জলম্‌দার্+ইয়া প্র.]।

জলা=[রা]—বি. নালা, নর্দমা, জল প্রবাহের পথ ॥ [<জল+আ প্র.]।

জলাই=[রং]—বি. লোহার বড় পেরেক ॥ নৌকা বানাতে জলাই লাগে। [<শলা<শলাকা সং]।

জলান্=[রা]—বি. প্রসবের পর নিগর্ত ফুল ॥ [<জলাম <জলাবু প্রাঃ <জরায়ু সং; অর্থ প্র.]।

জলি=[রা]—বি. ধানের শ্রেণীবিশেষ ॥ [<জল+ই প্র.]।

জলুক্=[দি]—বি. জোঁক ॥ এই পুকুরটাত্ খুব্ জলুক্। [<জলৌকা সং]।

জলুয়া=[রং]—বি. যে দ্রব্য জলে থাকে ॥ জলুয়া দলনা উঠাছিশ্ কি?

জলেংগা=[রং]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার ফাঁদ বিশেষ ॥

জলোই=[রং]—বি. তারকাঁটা ॥ [দেখ জলাই]।

জলোংগা=[রং]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥ আজ্ জলোংগায় মাছ্ পড়েনি।

জল্‌চল্=[দি]–বি. একসাথে উঠাবসা ॥ ওর্ শাথে আগে থেকেই আমার্ জল্‌চল্ আছে। [ছোঁয়া জল পান করা অর্থে]।

জল্‌জলিয়া=[রা]—বিণ. পাতলা, মিহিন ॥ জল্‌জলিয়া কাপড়্ বেশি টিকে না। [অনু.]।

জল্‌তরংগ=[রা]—বি. পায়ের অলংকার বিশেষ।

জল্‌দা=[রং]—বি. অপারগ, বোহাকা ॥

জল্‌দি=[রং]—বি. এক প্রকার রোগ ॥ তোর্ হাত্‌গুলায় কি জল্‌দি ঐছে?

জল্‌পান্=[রং]—বি. মুড়কি ॥ হাট থাকি জল্‌পান্ আইন্য। [অর্থ প্র.]

জল্‌লৈক্যা=[রা]—বি. মরিচ ॥ জল্‌লৈক্যা খুব্ ঝাল্। [<ঝাল+অক+ইয়া প্র.]।

জল্‌শান্=[রা]—বি. মুড়িমুড়কি ॥ [দেখ জল্‌পান্]।

জল্‌হর্=[বা]—বি. একটি ধানের নাম।

জহ্‌রা=[রং]—বি. একপ্রকার বড় ঘা বা ক্ষত ॥ জহরা মোর্ এক্‌বার্ হৈছিল্। [যহর زهر ফা.=বিষ]।

জহাতিয়া=[দি]—বিণ. গোপনে সঞ্চয়কৃত ॥ তোর্ জহাতিয়া টাকাগুলা কি কর্‌লু?

জহিলা=[রং]—বিণ. অথর্ব ॥ এত কম্ বয়শেই জহিলা হলু?

জহিলাপড়া=[দি]—বিণ. বেকার, অকর্মণ্য ॥ তোর মতন্ জহিলাপড়া লোক্‌দি কোন্ কাজ্ হবে না।

জা

জাইঠ্যা=[রা]—বি. বাঁশ জাতীয় ঘাসের ছোট ছোট ঝোঁপ ॥

জাইহোনে=[রা]—ক্রি. বিণ. যাইয়া তারপর ॥ [<যাইয়া+শুনিয়া]।

জাউ=[রা]—বি. খাদ্য সামগ্রী বিশেষ ॥ [<যবাগু সং]।

২=[র]—বি. স্বামীর বড় ভাবী, জা ॥ [<যাতা, যাতৃ সং]।

জাউই=[রং]—বি. মাঠ ॥

জাউ জাউ=[রং] বি. কলরব, গালি, বকুনি ॥ তর্ এত জাউ জাউ শুনিবা না মনায়। [অনু.]।

জাউনি=[রা]—বি. ক্ষেতে ধানের চারা গজানোর পর দেয় মই ॥ [<জাঁত (<জাঁতা=চাপিয়া ধরা)+উনি প্র.]।

জাউন্=[রা]—বি. তুষ খড় কুটি ইত্যাদি সহযোগে কাদ করা মাটি ॥ দেউল্‌রা জাউন্ করিচে কদিন্ ধরি তায় কি করবো। [<জাব (<জবস সং)+উন প্র.]।

জাউর্=[রং]—বি. ছোটমাছ ॥

জাউলি=[রা]—বি সাপের বিষ ঝাড়া গীত ॥ জাউলি না জান্‌লে বিশ্ ঝারা জায় না। [<জাঙ্গলি সং=সাপুড়ে]।

২=[রা]—বি. কচিঘাস বিশেষ ॥ পাট্ খেতে খুব্ জাউলি হৈচে।

৩=[রা]—বি. রোয়া ধানের কচি চারা ॥

জাঐ দেওয়া=[রা]—ক্রি. গাছ একটু বড় হইলে জমিতে মই দেওয়া ॥ আউশের্ খেতে জাঐ দিতে হবে। [দেখ জাউনি; জাঁত+মই+দেওয়া]।

জাঐনা=[রা]—বি. আম বিশেষ ॥ জাঐনা আম্ খেতে ভাল না।

জাও=[রং,রা]—বি. ননদিনী, জা, স্বামীর বড় ভাইয়ের স্ত্রী ॥ [দেখ জাউ] ২

জাওই=[রা]—বি. ছোট মাঠ ॥ [দেখ জাউই]।

জাও জাওয়ানি=[রং]—বি. শ্লোক বিশেষ ॥

জাওটা=[রং]—বি. চিকন বাঁশ বিশেষ ॥ জাওটা বাঁশের্ উহা দেইন্। [<জট+উয়া প্র.]।

জাওনি=[রং]—বি. একটি কৃষি পদ্ধতির নাম ॥ [দেখ জাউনি]।

জাওন্=[রা]—বি. দেওয়ালে গাঁথিবার জন্য শুকনা মাটি পানি দ্বারা কাদা-করণ ॥ [জাব (নাম ধাতু)+অন প্র.]।

জাওয়া=[রা]—বি. বাঁশের শ্রেণী বিশেষ ॥

২=[রা]—বি. বীজ পরীক্ষা করণ ॥ ধান্ জাওয়াতে দে।

জাওরা=[রং]—বি. হজম, নষ্ট ॥ তুই কিছু জিনিস্ জাওরা করিছিস্। [< জাবর+আ প্র.]।

জাওর্=[রা]—বি. জাবর ॥ গরু জাওর্ কাটে। [<জাবর]।

জাং=[বা]—বিণ. উরু সমান॥ নদিতে জাং পানি। [<জঙ্ঘা]।

জাংগর্=[রা]—বি. বংশ ॥ গরুটার্ জাংগর্ ভালো। [<জন+বর ?]।

জাংগা= [রা]—বি. মাস্তুল সংলগ্ন দড়ি বিশেষ ॥

জাংগাইল্=[বং]—বি. মাছ ধরার বড় জাল বিশেষ ॥

জাংগারা=[বা]—বি. ভুট্টা ॥ আমরা জাংগারার্ ছাতু খাই।

জাংগাল্=[রা]—বি. ছোট রাস্তা, মাঠের উচু আইল ॥ [<জঙ্গাল সং]।

জাংগি=[পা]—বি. শীম লাউ ইত্যাদি গাছের বাঁশের তৈরী মাচা ॥

২=[রা]—বি. প্যান্ট, জাঙ্গিয়া ॥ ছেলেটা জাংগি পরেছে। [<জাঙ্(< জঙ্ঘা সং)+ইয়া প্র.]।

৩=[রং]—বি. লাঙ্গলের অংশ বিশেষ ॥

জাংলা=[রা]—বি. তরকারীর মাচান ॥ লাউ গাছের্ লাগি জাংলা দিতে হবে।

জাংলি=[রং]—বি মাচান ॥ লাউগাছে জাংলি দিতে হয়।

জাংসাং=[রং]—বিণ. বোকা, অবোধ ॥ তোর্ মত জাংসাং আর্ দেখো না মুই। [অনু.]।

জাঁই=[দি]—ক্রি.বিণ. নষ্ট ॥ কল্‌মটা জাঁই করল কে ? [<যাই ضائع আং]।

জাঁইঠা=[রা]—বিণ. যমজ ॥ এর্ দুই ভাই জাঁইঠা। [জাঁই <যমজ+ঠা <স্থ √স্থা]।

জাঁই জাঁই=[রা]—বিণ. যেই সেই ॥ [যহাঁ তহাঁ হিং]।

জাঁইতা টাকি=[রা]—বি. টাকি মাছ বিশেষ ॥ জাঁইতা টাকির্ ভর্তা খাইতে ভাল। [জাত+ইয়া প্র.+টাকি (মাছ বিশেষ)]।

জাঁউলি=[দি,রা]—বি. আম কুড়াইয়া রাখার জন্য দড়ির তৈরী জাল বিশেষ ॥ সে এক্ জাঁউলি আম্ নিয়ে এল। [< জাল+ই প্র.]।

জাঁঐ=[রা]—বি. ফুপা, জামাই ॥ লাজ নাই জাঁঐ ভাতারির্। [<জামাই]।

জাঁওই=[রা]—বি. জামাই ॥ বুড়ি-তোর্ জাঁওই অ্যাল গাঙ্গা নিয়া। [< জামাই]।

জাঁওইন্=[রা]—বি. জমির এক প্রকার চাষ ॥

জাঁওন্=[রা.দি]—বি. দেওয়াল দিবার জন্য তৈরী নরম কাদা মাটি ॥ [দেখ জাউন্]।

জাঁওর্=[রা]—বি. বংশ ॥ তোর্ জাঁওরের্ দেশ্ তা না হলে একাজ্ করিস্ ? [<জমর <জরম <জনম <জন্ম সং]।

জাঁকান্=[রা]—বি জামাই ॥ [< জামাইক<জামাতৃক+আন প্র.]।

জাঁকি আসা=[রা]—ক্রি, বিণ. ঝগড়া করিবার জন্য তৈরী হইয়া আসা ॥ তারা দল্ বেঁধে জাঁকি এসেছে। [< জাঁকিয়া আসা]।

জাঁকৈ=[রা]—বি. বাঁশের তৈরী তিন কোনা বিশিষ্ট মাছ ধরার উপকরণ বিশেষ ॥

জাঁকোই=[রা]—বি. ছোট মাছ ধরিবার হাতিয়ার বিশেষ ॥

জাঁক্=[রা]—বি. গালি গালাজ, অকথ্য ভাষা ॥ তুই জানিয়া কিসের্ জাঁক্ পাড়িস্ ? [অর্ধ প্র.]।

জাঁক্‌ড়া=[রং]—বিণ. লম্বাচুল বিশিষ্ট॥ অমুক্ এক্‌টা জাঁক্‌ড়া। [<ঝাঁকড়া]।

জাঁত্=[রা দি]—বি. পানি সেচার কাঠের তৈরী সেঁওতি ॥ জাঁত্ না ছাড়্‌লে জান্ বাঁচবে না। [যন্ত্র সং]।

জাঁন্=[রা]—বি. মাছ ধরার ফন্দি বিশেষ ॥

জাঁয়ৈ=[বং রা]—বি. জামাই ॥ মেয়ের্ জাঁয়ৈ আগুছে। [<জামাই]।

জাঁর্=[রং]—সর্ব. যে ব্যক্তি ॥ জাঁর্ জায়্ জাউক্ মুই না জাও। [<যারা <যাহারা]।

জাকড়্‌দেওয়া=[দি]—ক্রি. চুক্তিতে ধার দেওয়া ॥ [জাকড় হিং+দেওয়া]।

জাকন্=[রং]—বি. আবর্জনা ॥ জাকন্‌গুলা শাপ্‌টে ফ্যাল্।

জাকাতি=[রং]—বি. দানের দ্রব্য ॥ তুই জাকাতি নানত্ নেইছু না। [< যকাত زكوة আং+ই]।

জাকিয়া=[রং]—অস. ক্রি. রাগিয়া, ত্যক্ত হইয়া ॥ কথা কৈতে না কৈতে জাকিয়া উঠিলুরে। [ঝাকিয়া]।

জাকির্=[দি]—বি. সেতু ॥ [জাঙ্গির <জঙ্ঘার সং]।

জাকৈ=[রং]—বি. মাছ ধরার উপকরণ বিশেষ ॥ [দেখ ঝাঁকৈ]।

জাকোড় থাকা=[রা]—ক্রি. টাকা পয়সা বা অন্য কিছু মৌজুদ থাকা ॥ [দেখ জাকড় দেওয়া]।

জাকোন্=[রং]—বি. টুকরা টুকরা বাঁশ একসঙ্গে গাঁথিয়া তৈরী উপকরণ ॥ জাকোন্ দিলে গোছলের সুবিধা হয়।

জাক্‌লা=[রং]—বি. এক বাঁশের মই ॥ জাক্‌লায় কি হবে ?

জাগন্=[রা]—বি. ধান বিশেষ ॥

জাগিল্=[দি]—ক্রি. বিণ, জাগ্রত ॥

অনেক্ রাইতে জাগিল্ থাইনু। [<জাগ +ইল প্র.]।

জাগ্ আশা=[রা]—ক্রি. পাট ছাড়াইবার সময় হওয়া ॥ পাটের্ জাগ্ আশ্চে তুতে হবে। [<জাগ+আসা]।

জাগ্ দেওয়া=[রা]—ক্রি. গাছের পাতা দিয়া আর ঢাকিয়া রাখা এবং এইরূপে পাকান॥ জাগ্ দেওয়াইল্ আমের্ কত দাম্?

জাগ্‌না=[রং]—বি. জাগিয়া থাকা ঘুম না আসার অবস্থা॥ এত জাগ্‌না শরিলে শয়? [<জাগ্ সং+না প্র.]।

জাজ্‌জিলিমান্=[বা]—বিণ. ধ্রুব সত্য॥ তুই জাজ্‌জিলিমান্ মানুশটা থাকৃতে একাম্ কেমন্ করে হল। [জাজল্যমান]।

জাড়ুয়া=[রা]—বিণ. শীত যাহার অসহ্য বা ভয়ের কারণ॥ তুই এমন্ জাড়ুয়া একটু জাড়েই কাঁপিশ্। [<জাড়<জাড্য সং; জাড়া হিং+উয়া প্র.]।

জাতাম্=[রা]—বিণ. খুব॥ চোর্‌টাকে জাতাম্ মারা মেরেছে। [<জাঁত (<জাঁতা=চাপিয়া ধরা)+আম প্র.]।

জাতোন্=[বা]—বিণ. ভাল জাতের॥ জাতোন্ গাইয়ের্ বকন্ বাছুর্। [<জাত+ওন প্র.]।

জাত্‌তক্=[রা]—বি. প্রসব॥ বাড়িতে জাত্‌তক্ হৈয়াছে। [<জাত+ক]।

জাত্‌মত=[রা]—ক্রি. বিণ. ঠিকমত॥ জাত্‌মত কাম্ করো। [<জাত+মত]।

জাদার=[রা]—বিণ. বোকা, বাদামী, বিশ্রী॥

জাদ্=[রা]—বি. মাথার অলঙ্কার বিশেষ॥ [<জ'আদ جعد আং: অর্থ প্র.]।

জানা=[রা]—বি. নাসিকা, নাক॥ [<ঘোনা সং (?) কিংবা ঘ্রাণ সং (?) সং]

জানানি=[রা]—বি. বিয়ের পর পাত্রীর বাড়ীতে ভোজোৎসব॥ জানানিতে বহুলোক্ হয়েছিল। [<জানানো]।

জান্=[রং]—বি. মাছমারার ফাঁদ বিশেষ॥ জানে মাছ্ ক্যামন্? [<ঘোনা (?)]।

২=[রা]—বি. মাছ ধরিবার জন্য খালের মধ্যে উচুঁ বাঁধ॥ [অর্থ প্র.]।

৩=[রং]—বি. জলনিকাশের রাস্তা॥ [<যান; অর্থ প্র.]।

জান্‌মাল্=[দি]—বি. জঞ্জাল॥ [<জঞ্জাল হিং]।

জান্‌টুমান্=[রং]—বি. অবস্থাশালী॥ ওমরা (উহারা) খুব জান্‌টুমান্ গিরস্ত্। [<gentleman ইং]।

জান্‌দরাল্=[বা]—বি. যোগ্য॥ তোর্ মত জান্‌দরাল্ আর্ কে আছে? [<জাঁদরেল<general ইং]।

জাফা=[বা]—বিণ. বাড়তি॥ শম্‌পত্তি ওগে হলে পর্ জাফা জমি বড় ভাইজ্‌কেই দেয়া হয়। [<ইযাফঃ اضافة আং]।

জাফোত্=[বা]—বি. দাওয়াৎ, নিমন্ত্রণ॥ [<যিয়াফত ضيافت আং]।

জাবড়্=[দি]—বি. জমিতে দ্বিতীয় চাষ॥ জমিটাত্ জাবড়্ দেওয়া লাগবে।

২=[বা,রং]—বি. ময়লা, আবর্জনা॥

জাবর্‌শাইল্=[বং]—বিণ. গণ্ডগোলে, ভেজাল॥ তোর্ এই শব্ জাবর্‌শাইল্ কথা ছাড়েক্।

জাবাড়্=[বা]—বি. বোরো ধানের জমিতে কাদা করণ॥ জমিতে এখন্ জাবাড়ের্ জো হয়েছে। [<জাব+ড়; অর্থ প্র.]।

জাবাড় দেওয়া=[রা]—ক্রি. গলা পর্যন্ত পানিতে ডুবাইয়া রাখা॥ গরমের্ দিনে গলা জাবাড় দি থাক্‌তে বেশ্ আরাম্।

জাবার্=[দি]—বি. চতুর্থবার জমির চাষ॥ [দেখ জাবাড়]।

২=[রা]—ক্রি. জমি সমান করা॥ জমিতে জাবার্ দাও, ধান্ লাগাতে হবে। [দেখ জাবাড়]।

জাবার্ দেওয়া=[বং, রা]—ক্রি. পচানো॥ জাবার্ দেলে মাটিতে ফশল্ ভাল হয়। [দেখ জাবাড়]।

জাবিদা=[রং]—বি. নির্দিষ্ট, স্থায়ী, একান্ত নিজস্ব॥ তোর্ কি এটা জাবিদা নদি যে আর্ কাঁহো আশ্‌বে না? [<জাবেদ جاوید ফা. অথবা যাবিতঃ ضابطة আং]।

জাবড়া=[দি,রং]—বি. আবর্জনা॥ [<জাব+ড়া; অর্থপ্র.]।

জাবরা=[রং]—বি, জঙ্গল, আবর্জনা॥ আইগ্‌নার্ জাবুরাগুলা শাপ্‌টি ফ্যালাতো জাই।

জাবুর্=[বা]—বি. খড় ইত্যাদির আবর্জনা॥ জাবুর্ দিয়ে মাছ্ ঢাকিছে। [দেখ জাবুরা]।

জাব্‌কলা=[রং]—বি. কাচাকলা॥ জাব্‌কলা রোগির্ পৈথ্য।

জাব্‌ড়া=[রং]—বি. আবর্জনা॥ [দেখ জাবুরা]।

জাব্‌ড়ান্=[রা]—ক্রি. মাখান॥ ছাওয়াটা মুখত্ কালি জাব্‌ড়াছে। [<জাবড়+আন প্র.]।

জাব্‌রা=[বং,বা]—বি. খড়কুটা, আবর্জনা॥ জাব্‌রা দিয়া রান্না করা জায়।

২=[বা]—বিণ. অপরিস্কার॥ তুই এত জাব্‌রা খাওয়া খাশ্ ক্যা? [পূর্বে দেখ]।

জামাইর্=[রং]—বি. বড় লেবু॥ [<জামির<জম্বীর সং]।

জামা জোড়া=[রং]—বি. পোশাক পরিচ্ছদ॥ জামাজোড়া পিন্দি কোন্‌ঠে জাবো? [<জামহ جامه ফা.+জড়োয়া <জড়াউ হিং]।

জাম্=[দি]—বি. কাঁসার বড় বাটি বিশেষ॥ জাম্ বাড়িত্ করে ডাল্ বাড়িশ্। [<জাম جام ফা.]।

জাম্‌খোরা=[রা, দি, রং]—বি. বড় বাটি, গামলা॥ জাম্‌খোরাত্ বেশি করে ছালন্ লও। [দেখ জাম্+খোরা সহ শব্দ; ক্ষুদ্রার্থে খুরি; খোর হিং]।

জাম্‌টিয়া=[রং]—বি. যমজ ॥ এই ছাওয়া দুইটা জাম্‌টিয়া। [দেখ জাঁইঠা +ইয়া প্র.]।

জাম্‌বুরা=[রা]— বি. কাঠ হইতে কাঁটা তোলার লোহার অস্ত্র বিশেষ ॥

জামির্=[রা]—বি. কমলা ॥ রংপুরে জামিরের্ আবাদ্ আছে। [<জামির <জম্বীর সং]।

জামাল্ কোঠা=[রা]—বি. বৃক্ষ বিশেষ ॥ জামাল্ কোঠা নিয়ে আবৃত মেশ্‌ওয়াক্ কর্‌বু।

জাম্‌লা=[দি]—বি. বাজার করিবার থলি বা ব্যাগ ॥ বাজার্ করা জাম্‌লাটা দাও। [যনবীল زنبیل ফা.]।

জাম্‌লি=[রং]—বি. ঝোলা ॥ এক্ জাম্‌লি খরচ্‌তন্ নিছু মুই।

জায়ন্=[রা]—বি. ঘরে দেওয়াল দিবার কাদামাটি ॥ [দেখ জাউন্]।

জায়েল্=[রা, দি.]—বি. ঝড়, ঝড়ো হাওয়া ॥ জায়েল্ আস্‌ছে।

জায়্=[রং]—সর্ব. যে ॥ [<যে]।

জায়্‌তায়্=[রং]—সর্ব. যে সে, সকলে ॥ জায়্‌তায়্ এই কথা কৈছে। [<যাহা তাহা]।

জায়্‌নামাজ্=[রা]—বি. নামায পড়িবার বিছানা ॥ নামাজের্ নায়্ নাই জায়্‌নামাজের্ বায়্‌না। [<জায়নমায جانماز ফা.]।

জারা ধরা=[রং]—ক্রি. মরিচা ধরা ॥ কুড়াল্‌টাত্ জারা ধর্‌ছে। [<যংগার زنگار ফা. +আ প্র.]।

জারি=[রং]—বি. বিলাপ, গান বিশেষ ॥ [<যারী زاری ফা.]।

জারুয়া=[রং]—বি. অবৈধ সন্তান, যে উপপত্নীর গর্ভ জাত ॥ [<জার+উয়া প্র.]।

২=[দি]—বিণ. খারাপ, নোংরা ॥ আর্ জারুয়া কথা কহিবু তে মুখ্ ভাংগি দিম্। [পূর্বে দেখ]।

৩=[দি]—বিণ. শীতকালীন ॥ ওর্ মুখত্ খুব্ জারুয়া ঘা হৈছে। [<জাড় (<জাড্য সং)+উয়া প্র.]।

জারে যাওয়া=[রা]—ক্রি. জীর্ণশীর্ণ বা কাহিল হওয়া ॥ তোর্ কতায়্ মোর্ কল্‌জা জারে গেচে।

জার্য্যা=[রা]—বিণ. জর্জরিত ॥ তর্‌কারি নুনে জার্য্যা। [দেখ জারে যাওয়া]।

জার্=[রা]—বি. শীত ॥ জারের্ দিনে পিঠা খাইতে আরাম্। [<জাড় <জাড়া হিং<জাড্য সং]।

২=[রং, রা]—বি. কলঙ্ক, গ্লানি ॥ এই দুনিয়ায়্ কার্ বা জার্ নাই? [<জার (উপপতি) ; অর্থ প্র.]।

জার্ পার্=[রং] — বি. কলঙ্ক বিশেষ, গ্লানি বিশেষ ॥ এই দুনিয়ায়্ কার্ জার্ পার্ নাই? [দেখ জার্ ২+পার (অনু:)]।

জার্‌রা=[রং]—বিণ. অতিসামান্য, স্বল্প ॥ [<যররঃ ذرة আং]।

জালট্=[রা]—বি. আমের খোসা ॥

জালা=[রা]—বিণ. কচি ॥ [জালক সং]।

জালি=[রা]—বি. ঢাকনী, বাঁশের সরু বেতের তৈরী খাবার ঢাকনী ॥ [<জাল+ই ক্ষুদ্রার্থে]।

২=[রা, রং]—বি. পয়সা রাখার ক্ষুদ্র থুলি বিশেষ ॥ কোমরত্ বান্‌দে লে জালিডা। [<জাল+ই প্র.]।

জালুম্=[রা]—বিণ. সম্পূর্ণ ॥ জালুম্ মিথ্যা কথা একাত্ আমি কমিনি। [<যুল্‌ম ظلم আং ; অর্থ প্র.]।

জালুয়া=[দি]—বি. জেলে ॥ এই জালুয়া তুই মাছ্ বেচিবু? [<জাল +উয়া প্র.]।

জালোই=[রা]—বি. রস ইত্যাদি জাল দিবার মাটির পাত্র ॥ [<জালা +ই প্র.]।

জাল্‌কো=[রা]—ক্রি. বিণ. যেমন করে ॥ জাল্‌কো করে পার তেমন্ করে কর।

জাল্‌মাছ্=[রা]—বি. শিঙ্গি মাছ, চিংড়ি মাছ ॥ বেশি জাল্‌মাছ্ খাওয়া ঠিক্ না।

জাল্‌শা=[রং]—বি. আবরণ, মাকড়সার জাল ॥ ঐখান কিশের্ জাল্‌শা গাওত্ লাগিছে বাহে।

জাহাতাহা=[রং]—ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ জাহাতাহা হাট্‌খোলা না থায়েক্। [জহাঁ তহাঁ হিং]।

জাহাদি=[রং]—বি. একপ্রকার বড় বাতাবি লেবু ॥ ছোটা কিন্তু সুন্দর্ জাহাদি।

জাহান্=[রং]—বি. প্রাণ, জীবন, জান্ ॥ তর্ লাগি মুঁই জাহান্ দিম্। [<জান جان ফা.]।

জাহান্ খাওয়া=[রং]—ক্রি. শরীর নষ্ট করা, জীবন খোয়ানো ॥

জাহান্ শেশ্=[রং]—বিণ. শরীর দুর্বল ॥ তুই এক্‌টা জাহান্‌শেশ্ মানুষ্। [দেখ জাহান্+শেষ ; অর্থ প্র.]।

জাহিলা=[দি, রা]—বিণ. দুর্বল ॥ মান্‌শিটা খুব্ জাহিলা হছে। [দেখ জহিলা]।

জি

জি=[দি]—বিণ. যেমন, যেরূপ ॥ লোক্‌টা জি কমিনা ওঁয়্ দিবি টাকা? [<যে]।

২=[রং]—অব্য, সম্মানসূচক সাম্বোধনে ব্যবহৃত শব্দ ॥ মামাজি বশেন্। [জীব <জীব সং]।

৩=[রং]—বি. জীবন, মন, প্রাণ ॥ আমার্ জিয়ের্ ভিতর্ কেমন্ কর্‌ছে। [<জীব=জীবন]।

জিউ=[রং]—বি. জীবন, প্রাণ ॥ কথাডা শুনিয়া তোর্ জিউডা যে গেছিল্ একেবারে। [দেখ জি৩]।

২=[রা, দি]—বি. মন ।। [পূর্বে দেখ]।

জিউ দিয়া=[রা]—ক্রি. বিণ. প্রাণ উৎসর্গ করিয়া ।। এত জিউ দিয়াও তাহার্ মন্ পাইলাম্ না। [দেখ জি৩ +দিয়া]।

জিউলোচা=[রা]—বি. বিরহদশার অস্থিরতা ।। [<জীব+নচা হিং= জীবন বাতিব্যস্ত করে যে বা যাহা]।

জিওইল=[রা]—বি. শিঙিমাছ ।। [<জিয়ল]।

জিওনি=[রা]—বি. যাহারা মাছের ব্যবসা করে ।।

জিওন্=[রং]—বিণ. দীর্ঘকাল জিয়াইয়া রাখা ।। জিওন্ মাছ্ খাইতে ভাল লাগে। [<জীনা হিং<√জী সং]।

জিওন্ কুন্ডু=[রা]—ক্রি.বি. মৃত্যুর আগেই নিজ আত্মার সংকার করণ ।। [<জীবন+কুণ্ড]।

জিওলা=[রা]—বি. কঞ্চি ।। [<জিঙ্গল]।

জিংগি চামচ্ =[রা]—বি. চা চামচ ।। সে তরে তোহার্গে জিংগি চামচ্ টা। [<ঝিনুক+ই+চামচ]।

জিগ্নানা=[রা]—বি. বড় বড় মাছ ধরার ছিপ জাতীয় যন্ত্র বিশেষ ।। আরে শালা, এই খানে জিঁয়ানা পাত্। [দেখ জিওন্+আ প্র.]।

জিক্=[রা]—বি. চুলার তিন কোনের উঁচু মাটির ঢিলা ।। জিকের্ উপ্‌রে পাইলা বোয়ায়্। [<ঝিঁক]।

জিগরি=[রা,রং]—বি. নাড়িভুঁড়ি ।। খাশির্ জিগরি খেতে ভাল। [<জিগর جگر ফা.+ই]।

জিগা=[রা,রং]—বি. জিয়লা বা জিউনি গাছ ।।

জিগিরি=[দি]—বি. নাড়িভুঁড়ি ।। ছুরির্ গুতা দি পেটের্ জিগিরি বাইর্ করিছে। [দেখ জিগরি]।

জিগির্=[রা]—বি. কলরব, ধুয়া, এক কথা বার বার বলা ।। জিগির্ ধবালি কেন্? [<যিকর ذکر আং]।

জিগ্‌নি=[রং]—বি. এক প্রকার গাছ ।। এই জিগ্‌নিঠা মোর্ ভাগত আছে।

জিটি=[রা]—বি. টিকটিকি ।। [< জোষ্ঠ]।

জিটে=[রং]—ক্রি.বিণ. যেখানে।। জিটে সিটে মোক না কয়েজাশ্ কেনে? [< যে ঠাঁই]।

জিতাদম্=[রং]—বি. প্রাণ স্পন্দন, জীবন ।। জিতাদম্ থাক্‌তে একায্ করো নায্। [<জেত্তা হিং+দম دم ফা.]।

জিদ্‌দি=[রং]—বি. নির্বন্ধ ।। [<যিদ্দ ضد আং+ই প্র.]।

জিনাহ্=[রা]—বি. বড়শির টোপ বা আধার। [দেখ জিঁয়ানা]।

জিন্=[রা]—বি. মজুরী ।। ধান্ ভাংগার্ জিন্। [<জীনা হিং=বাঁচা]।

জিন্‌নি=[রা]—ক্রি.বিণ. খুব বেশী ।। তর্কারিতে লবন্ জিন্‌নি পড়েছে।

জিভ্‌রা=[রা]—বিণ. প্রাণভরা, পছন্দসই ।। বলদ্ জোড়াডা আমার্ খুব্ জিভরা ঐছে। [দেখ জিভ+ভরা]।

জিভালি=[রা]—বি. খেজুর রস নামানোর জন্য ব্যবহৃত বাঁশের যন্ত্র বিশেষ ।। জিভালি ঠিক্ না থাক্‌লে রশ্ গাছ্ চুঁয়ে পড়বে।

জিম্নিন্‌দে=[রা]—ক্রি. বিণ. যে দিক দিয়া ।। জিমিনদে খুশি জারে বাপু। [<যেমন দিয়া]।

জিম্‌কা=[রা]—বিণ. যে রকম ।। জিম্‌কা লোক্ ঠিক্ করিচু। [যেমন+কা স্বার্থে; তুঃ আজিকা কালিকা]।

জিয়ানি=[রং, রা]—বি. যাহাতে জমা রাখা হয় ।। [দেখ জিওন্+ই প্র.]।

জিয়ন্=[রা, রং]—বি. জীবন ।। [<জীবন]।

জিয়াত্=[রং]—বি. ফসল ।। জিয়াত্ এবারে ভাল হয়েছে। [<জিরাত <যরা'আত زراعت আং]।

জিয়ানা=[রা]—বি. কই মাগুর ইত্যাদি মাছ ।। এই পুখুরোত্ জিয়ানা মাছ্ নাই। [দেখ জিওন্+আ প্র.]।

জিয়ালা=[রং]—বি. বড়শীতে দেওয়া জ্যান্ত মাছের টোপ ।। জিয়ালাতে কি মাছ পড়েছে? [<জীব+ আলা প্র.]।

২=[রা]—বি. তাজা মাছ পানিতে রাখার পাত্র বিশেষ ।। [পূর্বে দেখ]।

জিয়ালি=[রা]—বি. মাছ ব্যবসায়ী। [দেখ জিওনি]।

জিরাশোশ্=[রা]—বি. স্ত্রীর বড় বোন ।। [<জেঠশাশ<জোষ্ঠশ্বশ্রূ]

জিরাইত্=[রং]—বি. ক্ষেত ।। জিরাইত্ খান্ তোর্ গাত্ লাগে না জে। [দেখ জিয়াত]।

জিরাইত্ বাড়ি=[রং]—বি. শস্য ক্ষেত্র বিশেষ ।। তোর্ চোখ্ নাই, জিরাইত্ বাড়ি দিয়া হাটিছ? [দেখ জিরাইত্+বাড়ী]।

জিলাই=[রা]—বি. আপদ ।। [দেখ জিল্লতি]।

জিল্‌লতি=[ঢা, কু,ম]—বি. হয়রানী, নীচতা, আত্মলাঞ্ছনা ।। চাকুরি করা জিল্লতি। [<যিল্লত ذلت আং+ই প্র.]।

জিল্‌লিক্=[রং]—বি. বিদ্যুৎ ।। আকাশে জিল্‌লিক্ দিতাছে। [< ঝিলিক]।

জু

জুআনি=[রং]—বিণ. যুবক ।। জুআনি ব্যাটা। [<জওয়ান جوان ফা.+ই প্র.; তুঃ যুবন্ সং]।

জুআনো=[রা]—ক্রি. সহ্য হওয়া ।। [<যোগ+আনো প্র.]।

জুংকা=[রা]—বি. মাছ ধরার সরঞ্জাম বিশেষ ।।

জুংলি=[রা]—বি., বিণ. নোংরা, অসভ্য ।। [<জংলি <জঙ্গল]।

জুকিল্=[রং]—বিণ. সমান, সমকক্ষ ॥ তোমার্ জুকিল্ কি মোরা। [<জোখ <জোখনা+ইল প্র.]।

জুক্তি=[রং]—বি. জোয়ালের মাঝখানে লাঙ্গল আটকাইবার জন্য ব্যবহৃত রশি ॥ [<জোত<যোক্ত সং]।

জুখিয়া=[রং]—ক্রি. বিণ. ব্যাপিয়া ॥ শারা ময়াল্ জুখিয়া এমুন্ মান্শি নাই। [মুল অর্থ ওজন করিয়া, মাপিয়া]।

জুগা=[রং]—বি. গরুর গাড়ীর জোয়াল ॥ জুগাতে গরু জুত্। [<যুগ]।

জুগি=[রা]—বি. ময়রা ॥ জুগির্ ঘর্ থাকি এক্শের্ রশগোল্লা আনো। [<যোগী ; অর্থ প্র.]।

২=[রং]—বি. যারা চুন বিক্রি ও তৈরি করে ॥ [পূর্বে দেখ]।

জুগ্জুগ্=[রা]—বি. অব্য. কবুতরের শব্দ ॥ কবুতর্ ডা জুগ্জুগ্ কর্ছে। [ধ্বন্য]।

জুগ্নি=[রা—বিণ. অতিভোজী ॥ লোক্টা বড় জুগ্নি। [<যোগিনী]।

জুগ্লট্=[রা]—বি. সর্বনাশ ॥ [<জগ্ (<জগৎ)+লুট্ (<লুণ্ঠন) ; দেখ জগ্লুট]।

জুটকি=[দি]—বি. গাড়ী জুড়িবার কালে গরুর গলায় বাঁধিয়া দেওয়া রশি ॥ [দেখ জুক্তি]।

জুত্=[দি]—ক্রি. বিণ. শায়েস্তা ॥ মেরে জুত্ করে দিব। [<যুক্ত=উপযুক্ত]।

২=[রং]—বি. কায়দা ॥ এলাক্ষেন্ (এখন তবে) মার্বার্ জুত্ হচে। [পূর্বে দেখ]।

৩=[রা]—বি. মেরামত ॥ ঘড়িটা জুত্ কর্তে হবে। [দেখ জুত্]।

জুত্ করা=[রা]—ক্রি. মেরামত করা ॥ মোর্ জুতা জুত্ কর্তে হবে। [দেখ জুত্+করা]।

জুত্ পালে জোলা মর্দ=[রা]—সুবিধা পাইলে বোকাও বাহাদুর (প্রবাদ হয়) ॥ [দেখ জুত্+পাইলে+জোলা +মর্দ مرد ফা.]।

জুদা ভাত্=[রং]—ক্রি.বিণ. পৃথগন্ন ॥ অবা জুদাভাত্ হৈচে। [<জুদা جدا ফা.+ভাত]।

জুনি=[রং]—বি. স্ত্রী বিড়ালের লিঙ্গ ॥ [<যোনি]।

জুমা=[রা]—ক্রি. খাওয়া ॥ [তুং জিমানা হিং]।

২=[রা]—ক্রি. উপস্থিত হওয়া ॥ [<জমা <জম্'আ جمع আং]।

জুম্বু=[রা]—বিণ. খুব ভারী ॥ জুম্বু পাথর্। [অনু.]।

জুয়া=[রং, রা, দি]—বি. জোয়াল ॥ [<যুগ সং]।

জুয়ালা=[রা]—বিণ. বিধেয়, অনুকূল ॥ [<যোগ+আনা প্র.]।

জুয়ান্যা=[রা]—বি. গরু ছাগলের কামোত্তেজনা ॥ [দেখ জোয়ানো+ইয়া প্র.]।

জুয়ানো=[রা]—বি. পশুর কামভাব হওয়া ॥ ছাগল্টা জুয়াছে পাঁঠা খুঁজ্তে হবে। [<যোগানো]।

জুরা=[রং]—বিণ. ঠাণ্ডা ॥ জুরা ভাত্ মুই খাবার্ না পাও। [<জুড়ান]।

জুরি=[দি]—ক্রি. বিণ. জুড়িয়া ॥ এই আত্রাফ্ জুরি ওর্ নাম। [<জুড়িয়া]।

জুর্কুট্ মারি=[রং]—ক্রি. বিণ. সদর্পে ॥ খুব্ জুর্কুট্ মারি আয়েক্। [<যোর زور ফা. +খোঁটা (<কুট সং)+মারিয়া]।

জুলংগি=[রং]—বিণ. বোকা, জোলা ॥ ঐ বেটাছোয়াটা এক্কেবারে জুলংগি।

জুলি=[রং]—বি. বোকা, অচতুর ॥ তুই এক্টা জুলি দেখোঁছে। [জোলা+ই স্ত্রী ; জোলা=বোকা ; দেখ জুলুহি]।

২=[রা]—বি. ডোবা, গর্ত ॥ [<জোল+ই প্র. ক্ষুদ্রার্থে; তুং নয়ানজুলি]।

জুলি পাগার্=[রং]—বি. জল সরিবার অল্প গভীর গর্ত বা খাল ॥ [দেখ জুলি২+পাগার<পগার]।

জুলুংগি=[দি]—বি. জানালা ॥

জুল্দান্=[রা]—বি. থালা ॥ [<জুয্র جزو আং+দান دان ফা. ; অর্থ প্র. ; মুল অর্থ থলি]।

জুলপি=[রা]—বি. জিলাপী ॥ তার্ পেটে জুল্পির্ প্যাচ্ ভরা। [<জলিবী হিং]।

জুলুহি=[রং]—বি. বোকা (মেয়ে) ॥ তুই এক্ঠা জুল্হি দেখোঁছে। [জোলাহা হিং জোলহ جولاه ফা.+ই প্র.]।

জে

জেই জেটে=[রং]—অব্য. যে যেখানে ॥ জেই জেটে জাবো জল্দি ফিরি আয়েক্। [<যে যে ঠাঁই]।

জেইটানি=[রং]—বি. স্ত্রীর বড় বোন ॥ মুই জেইটানির্ বাড়ি যাঁও। [<জ্যেষ্ঠ+আনি প্র.]।

জেইটে=[দি]—ক্রি.বিণ. যেখানে ॥ [<যেঠাঁই]।

জেও=[রং]—সর্ব. যে ॥ জেও কথা শেও কাম্।

জেওয়াই=[রং]—বি. বাজার সওদা আনিবার ভাণ্ড ॥ [জেব جيب ফা.< আং+আই প্র.]।

জেকিশ্=[রা]—ক্রি.বিণ. যতটুকু ॥ জেকিশ্ পাশ্ জেন্মা কর্। [<যাহাকিছু]।

জেটে=[রং]—সর্ব. যাহা ॥ জেটে ইচ্ছে লেটে নে। [<যেটা]।

জেঠেই শেঠেই=[রং]—ক্রি.বি. যেখানেই ॥ জেঠেই শেঠেই ছ্যাব্ ফেলাইশ্ ক্যা? [<যে ঠাঁই সেঠাঁই]।

জেঠ্যা=[রা]—বি. ধানের রোগ ॥ ধানে জেঠ্যা লাগ্যাছে। [<জেষ্ট+ইয়া প্র.]।

জেড় বাংগালা=[রং]—বি. এক ঘরের সঙ্গে তৈয়ারী আর এক ঘর ॥ ধনি মানুশেরা জেড়বাংগালা তোলে। [<জোড় + বাংলো bungalow ইং]।

জেত্তি=[রা]—ক্রি. বিণ. যেদিকে॥ জেত্তি দুচোখ্ জায় চলে জায়্। [< যেদিক্]।

জেদি=[রং]—ক্রি. বিণ. যেদিক্॥ জেদি ইচ্ছে শেদি জাএক্। [< যেদিক]।

জেদিগি=[রা]—ক্রি. বিণ. যেদিকে॥ জেদিগি মনায় শেদিগি জা। [< যেদিকে]।

জেন্ঘড়ি=[রং]—ক্রি. বিণ, যখন॥ জেন্ঘড়ি আইল্ তেন্ঘড়ি গেইল্। [<যখন ঘড়ি]।

জেন্তি=[রং]—ক্রি. বিণ. যেদিকে॥ জার্ জেন্তি ইচ্ছা জাও। [<যে খান দিয়া]।

জেয়াপত্=[রং]—বি. দাওয়াত, আমন্ত্রণ, নিমন্ত্রণ॥ হামাক জেয়াপত্ দিছে। [<যিয়াফত ضيافت আং]।

জের বের্=[রং]—বি. অত্যাচার, অনুনয়বিনয়॥ [যের বার زيربار ফা. =অতিরিক্ত ঋণগ্রস্ত হওয়া, ব্যতিব্যস্ত হওয়া]।

জেলা=[দি]—ক্রি. বিণ. যেই সময়, যখন॥ তৈ জেলা ভাত্ খাইশ্। [<যে বেলা]।

জ্যা

জ্যাউন্=[রা]—বি. দেয়ালের মাটি রাখার জায়গা॥ [জাব+অন প্র.]।

জ্যাওশ্=[রা]—বি. স্ত্রীর বড় বোন॥ হামার্ জ্যাওশ্ বাড়ি নাই। [<জ্যেষ্ঠ+শ্বশ্রূ]।

জ্যাংগা=[রা]—বি. হাফপ্যান্ট॥ [দেখ জাংগি]।

জ্যাংগাল্=[রা]—বি. সড়ক, রাস্তা॥ [দেখ জাংগাল্]।

জ্যাউন্=[রা]—বি. কাদাযুক্ত মাটি॥ [দেখ জাওন্]।

জ্যাঁতা=[রা]—বিণ. জীবিত॥ মাছগুলি জ্যাঁতা। [দেখ জিতাদম]।

জ্যাহাদার্=[রা]—বিণ. খুব লম্বা চওড়া॥ লোক্টি কি জ্যাঁহাদার্। [<জাহাঁদার جهاندار ফা.]।

জ্যাক্ড়া=[রং]—বিণ. যে কথা শুনে না॥ চ্যাংড়াটা খুব্ জ্যাক্ড়া।

জ্যাধি=[রা]—বি. ছেলেদের মাছ মারণ॥

জ্যাট্পৈত্=[রং]—বি. বড় ভায়রা ভাই॥ হামার্ জ্যাট্ পৈতের্ বাড়ি জাব। [জ্যেষ্ঠাপতি]।

জ্যাতো=[দি]—বিণ. যত॥ জ্যাতো ধন্কড়ি ত্যাতো মানুশ্ নাই। [<যত]।

জ্যাদোন্=[রং]— বিণ. যেরূপ॥ তুই জ্যাদোন্ মানুশ্ তোর্ ত্যামন্ শাজা হৈল্। [<যে ধরণ]।

জ্যানাম্যানা=[রা]—বিণ. যাহা তাহা॥ জ্যানাম্যানা কথায় কাজ্ হবেনা। [< যেন তেন<যেমন তেমন]।

জ্যান্কালে=[রং]—ক্রি. বিণ. যখন॥ জ্যান্কালে আলো ত্যান্কালে গ্যালো। [<যেহেন কালে]।

জ্যান্দর্=[রা]—বিণ. অপরিষ্কার॥ বাড়িঘর্ জ্যান্দর্ হয়ে আছে।

জ্যাব্=[রং]—বি. পকেট॥ জ্যাবের্ মধ্যে ট্যাহা আছে। [<জয়ব جيب আং হইতে ফা. জেব]।

জ্যামারি=[রং]—বি. যোগান॥ মুই দুধ্ জ্যামারি কর্ছু।

জ্যালা=[রং]—ক্রি. বিণ. যখনি॥ তুই জ্যালায় আশিবু মুই শ্যালায় জাম্। [<যে বেলা]।

জ্যাল্জ্যাল্=[রা]—বিণ. পাতলা॥ তর্কারি একেবারে জ্যাল্ জ্যাল্ হচে। [জল জল=জলের ন্যায়]।

জ্যাশোন্=[রা]—বি. স্ত্রীর বড় বোন॥

জৈ

জৈট্রা=[রং]—বি. বিবাদ॥ এই মানুশ্টা জেটেই জায় শেটেই জৈট্রা লাগায়। [<জটলা]।

জৈড়্যাল্=[রা]—বিণ. জেদী॥ ছেলে গুলান্ শব্ জৈড়্যাল্। [ঝগড়া +আল প্র.]।

জৈড়্=[রা]—বি. জুলুম, আবদার, জেদ, বায়না॥ ছেলেটি শব্ শময় জৈড় করে। [দেখ জৈড়্যাল্]।

২=[রং, দি]—বি. ঝগড়া॥

জৈন্=[রা]—বি. এক প্রকার খড়॥

জৈপ্=[রং]=বি. অতিবৃদ্ধ॥ জৈপ্ মানুশ্টা চট্চটে হাইবার্ পার্ না। [<যঈফ ضعيف আং]।

জো=[রং]—বি. সূত্রপাত ॥ তুইতো আগত্ বাগ্‌ড়ার্ জো কর্‌লু। [<যোগ সং]।

২=[রং]—বি. প্রকার, উপায়, গাছের মাটি যুক্ত শিকড় ॥ ওটে থাকি ঢুক্‌শিবার্ জো নাই। [পূর্বে দেখ]।

জোইয়া=[রং]—অস. ক্রি. মজুত করিয়া ॥ তোমার্ লাগি টাকা কি জোইয়া থুইচুঁ। [<যোগাইয়া]।

জোওয়াব্=[রং]—বি. কথা ॥ জওয়াব্ কওনা কেনে বাহে। [<জবাব جواب আ:]।

জোংগাল্=[রং]—বি. জোয়াল, লাঙ্গলের যে অংশ গরুর ঘাড়ে থাকে ॥ জোংগাল্ খান্ জে ভাইংগা গেল্। [<জোয়াল<যুগ সং+আল প্র.]।

জোংলা=[রং]—বি. বাঁশের তৈরী মাচা বিশেষ ॥

জোঁকা=[রং,রা]—বি.মাপ ॥ জোঁকামত একটা বাঁশ্ কেটে আন্। [<জোকা বা জোখা (মাপাজোখা)]।

জোঁতা=[রা]—বি. জুতা ॥ হাঁটত্ জায়ে জোঁতা নিমু ॥ [<জুতা]।

জোঁত্=[রং রা]—বি. গাড়ির জোয়ালের দড়ি বিশেষ ॥ জোঁত্ ছিড়ি গরু পালাল। [<যোত্র সং]।

জোঁয়াত্=[রং]—বিণ. নিজস্ব ॥ শব্ ভাইকে ফাঁকি দিয়ে জোঁয়াত্ পুন্‌জি করাবার্ ধর্‌ছিল্ ॥ [দেখ জোয়াতা]।

জোকা=[রং]—ক্রি.বিণ. তুল্য, সমান ॥ তোর্ শাধ্য নাই জে মোর্ জোঁকা খাটিশ্। [দেখ জোকা]।

২=[রং]—বি. মাপ, পরিমাপ ॥ দড়িখান্ জোকা দে নে এল্লাম্। [জোখ হিং]।

৩=[রং]—বিণ. নিকাশ, হিসাব ॥

জোক্=[রং]—বি. লোহার পেরেক ॥

জোখা=[রা,রং]—বি. মাপ ॥ পায়ের্ জোখা নিয়ে জা।

জোখা লওয়া=[রা]—ক্রি. কোন কিছুর মাপ লওয়া ॥ জামার্ জোখা লৈয়া দর্‌জির্ কাছে জাও? [দেখ জোখা]।

জোগান্=[রং]—বি. পিছু ॥ মোর্ জোগান্ ধর ক্যাঁ? [<যোগান; অর্থ প্র.]।

জোগি ধম্ম=[রং]—বি. যোগ শাস্ত্র ॥ [<যোগী ধর্ম]।

জোগে ভাগে=[রা]—ক্রি. বিণ. সময়মত, নির্দ্দিষ্ট সময়ে ॥ মজ্‌লিশের্ খাওয়া দাওয়া জোগেভাগে খেতে হয়্। [<যোগ+এ বিভক্তি+ভাগ+এ বিভক্তি; অর্থ প্র.]।

জোগ্=[দি]—বিণ যোগ্য ॥ আমি আর্ তোমার্ জোগ্ নাই। [<যোগ্য]।

জোগ্‌পাটা=[রং] —বি. যজ্ঞকালে। ধারণ করা হয় এমন উত্তরীয় ॥ [<যজ্ঞপট্ট]

জোটো=[রং]—ক্রি. বিণ. একত্র ॥ শব্‌গুলা এক্‌টে জোটো কর্। [<জট+ও প্র.]।

জোড়া=[রা]—ক্রি. বিণ. কাজে রত ॥ হামি জোড়া আছি জ্যাতে পার্‌বো না। [<জুড়+আ প্র.]।

জোড়া মুটি ফল্=[রা]—বি. কুচ যুগল, স্তনদ্বয় ॥ মাইয়ার্ বুকের্ জোড়ামুটিফল্ খুব্ ডাংগর্। [<জোড়া মুষ্টি ফল; অর্থ প্র.]।

জোতন্=[রং]—বি. গাড়ীতে গরু বাঁধার দড়ি ॥ গরুর্ জোতন্ দে। [<যোত্র সং+অন প্র.]।

জোতা=[রা]—ক্রি. গরুকে চাষের কাজে লাগানো ॥ নয়া গরুটাহালে জোত্। [তুং জোতনা হিং; জোত+আ প্র.]।

জোত্=[রা]—বি. জোয়ালের দড়ি ॥ গরুর্ গলায়্ জোত্ লাগাও? [<যোত্র সং]।

২=[রং]—বি. সাহায্য ॥ কিশান্‌কে জোত্ দে।

জোনাই=[রং]—বিণ. জ্যোৎস্না ॥ জোনাই রাত্ খুব্ ভাল। [<জোণ্‌হা প্রা:<জ্যোৎস্না সং+ই প্র.]।

জোনাক্=[দি]—বি. জ্যোৎস্না ॥ [দেখ জোনাই+ক প্র.]।

জোনার্=[ব, রা]—বি. শূকর ॥ [<জানয়র جانور ফা.]।

জোন্=[রং,]—বি. চন্দ্র ॥ ঐ দেখ্ জোন্ উঠ্‌ছে। [<জোণ্‌হা প্রা:<জ্যোৎস্না সং; অর্থ প্র.]।

জোন জোরা=[রা]—বি. ভুট্টা ভাত্ নাই তাই জোন্‌জোরা খাছ্‌ছিল্।

জোন হাকি=[রা]—বি. গাছ বিশেষ ॥ জোন্‌হাকি গাছের্ পাতাগুলা কি শুন্দর্। [<জ্যোৎস্না+কি (সদৃশ অর্থে)]।

জোমাটিয়া=[দি]—বি. যমজ ॥ [দেখ জোয়াটিয়া]

জোয়াটিয়া=[দি]—বিণ. যমজ ॥ তারা জোয়াটিয়া ভাই। [<যমজ+আটিয়া প্র.; তুং যোলাটিয়া বথাটিয়া ইত্যাদি]।

জোয়াতা=[রং,রা]—বি. একান্নবর্তী পরিবারে কারো কিছু নিজস্ব সম্পদ ॥ এক্ ভাইয়ের্ জোয়াতা কিছু থাক্‌লেই আর্ ভাইএর্ চোখ্ টাটায় [<জনাজাতা<জন+জাত+আ প্র.]।

জোয়ান্=[রা]—ক্রি. গরু মহিষাদির কামলিপ্সা হওয়া ॥ গরুটা জোয়াচে ষাঁড় দেওয়া লাগ্‌বে। [যুবা (নাম ধাতু)+আন প্র.]।

জোরা=[রং]—বি. নালা ॥ [<ঝোরা]।

২=[রা]—বি. বোরো ধানের চাউলের গুড়ার সহিত গুড় ও পানি দিয়া তৈরী এক প্রকার হালুয়া ॥

জোরানো=[রং রা]—ক্রি. জালিয়া দেওয়া ॥ বাতি জোরাও। [<জাল্+আনো প্র.]।

জোরোয়ার্=[রং]—বিণ. শক্তিশালী, ক্ষমতাবান ॥ লোক্‌টা কোন্ জোরোয়ার্ নয়্। [<যোরাআবর زورآور ফা.]।

জোর্মাংগা=[রং]—বি. বিবাহের পর পাত্রীর আত্মীয়ের বাড়ীতে পাত্র পাত্রীকে দেওয়া নিমন্ত্রণ ॥

জোলা=[রা]—বি. প্রাচীরের নিচের অংশের ছিদ্র ॥ [<জোল+আ প্র.]।

২=[রা]—বি. ছোট গর্ত ॥ এই বাতে রাস্তা দিয়া চল্তে জোলাত্ পড়্যা জাবু। [পর্বে দেখ; অর্থ. প্র.]।

৩=[রা]—বি. নীচু স্থান ॥ [পূর্বে দেখ]।

৪=[রা]—বি. দুই জমির মধ্যবর্তী সীমা নির্দেশক অগভীর খাল ॥ [পূর্বে দেখ অর্থ. প্র.]।

জোলাপাতি=[রং]—বি. চুড়ুই ভাতি॥ [<ঝোল+আ প্র.+ভাতি]।

জোলোংগি=[রং]—বিণ. বোকা, জোলা॥ ঐ বেটা ছাওটা একেবারে জোলোংগি।

জোল্না=[দি]—বি. জমি ॥ তাদের্ জোল্না টৌল্না নাই।

ঝ

ঝঅনি=[নো]=বি আগুন রাখার পাত্র বিশেষ ॥ ঝঅনিত্ করয়া আগুন্ লৈয়া আয়্।

ঝঐ=[নো]—বি. মাছ ধরিবার যন্ত্র ॥

২=[নো]—বি. বৃষ্টি ॥ শিতকালে ঝঐ অয়্ না। [ঝরি=বৃষ্টি]।

ঝওই=[ক]—ক্রি. ধান ধানগাছ পাওনা করিবার জন্য দেওয়া মই ॥ দান গলো ঐসে, ঝওই দ্যাও। [<জমই <জলমই]।

ঝওক্, জওক্=[চট্ট]—বি. উৎসাহ, উদ্দীপনা ॥ [<جوش‌شوق আ:]।

ঝওর্=[কম]—বি. (অনিষ্টকারী) পশু পাখীর দল ॥ আশের্ ঝওরের্ লাইগ্যা খেতের্ খাইল্ রাহন্ দায়্।

ঝওয়ার্=[ম]—বি. পরিবেশ, প্রতিবেশী ॥ অতবর লোক্ এই ঝওয়ারে আর্ নাই। [<জিবার্ جوار আ:]।

ঝওলা=[ম]—বি. পিচ্ছিল রস ॥ গরুর্ মুখ্ দিয়া ঝওলা পর্সে। [দেখ ঝোল্কা]।

ঝং=[ম]—বিণ. বড় মালবাহী নৌকা ॥

ঝংকা=[ম]—ক্রি. বিণ. যখন ॥ আমি ঝংকা গেসি হেরা খাইতো বৈসে।

ঝংকাই=[চট্ট]—ক্রি. বিণ. যখন ॥ [দেখ ঝংকা+ই]।

ঝংগলা=[ক]—বি. মাথার আবরণ ॥ [দেখ ঝংগুর্]।

ঝংগার্=[সি]—বি. মরিচা ॥ দাওডাত্ ঝংগার্ দরে গেসে। [<ঝংগ زنگ ফা. +আর প্র.]।

ঝংগি=[সি]—বিণ. একগুঁয়ে, নোংরা ॥ এই ঝংগির্ লগে তরা মিল্সো ক্যান্? [<জংগী جنگی ফা.]।

২=[সি]—বি. তালের আঁশ ॥

৩=[সি]—বি. ঘোড়ার লেজ দ্বারা তৈরী পাখি ধরার ফাঁদ ॥

ঝংগু=[কুম]—বিণ. যোদ্ধা, যুদ্ধ ভালবাসে যে ॥ ঝংগু কুরাটা দি ঝংলি কুরাটারে দরো। [<জংগ زنگ ফা.+উ প্র.]।

ঝংগুর্=[সি]—বি. বাঁশ ও পাতার তৈরী মস্তক ও পৃষ্ঠাবরণ ॥

ঝংঝংগা=[সি]—বিণ. ছিদ্রবিশিষ্ট ॥ ঝংঝংগা কাপর্। [অনু.]।

ঝংঝরা=[পা]—বিণ. প্রায় শুকনা ॥ উঠানের্ গাশ্ ঝংঝরা হোয়েসে। [< ঝর্ ঝর্(অনু.)+আ প্র.]।

ঝংলা=[কুম]—বি. আগাছা ॥ খেত্নিত্ ঝংলা বরা। [জংলা<জঙ্গল সং+আ প্র.]।

ঝংলানো=[পা]—ক্রি. শিক্ষা ॥ গরুটা হালে ঝংলাও। [<জোয়ালানো < জোয়াল (<যুগল সং)+আনো প্র.]।

ঝঁঅরা=[চট্ট]—বিণ. ঝগড়াটে ॥ আঁই হিত্তির্ নান্ ঝঁঅরা মাইয়াল্য আর্ ন দেই।

ঝঁঅল্ল্যা=[চট্ট]—বি. জংগলের অধিবাসী ॥ [<জংলু; দেখ ঝংলা]।

ঝঁঅল্=[চট্ট]—বি. ঝোঁপ, জঙ্গল ॥ ইয়াল্ ঝঁঅলত্ থায়ে। [<জঙ্গল; দেখ ঝংলা]

ঝঁঠ্=[নো]—বি. পশুপাখীর যৌন মিলন ॥ [জোট]।

ঝঁঝ্রা=[চট্ট]—বি. পেরেক তুলিবার যন্ত্র বিশেষ ॥

ঝকর্ ঝকর্=[য, খু]—বি. গদ্‌গদ ভাব ॥ কাথ্ করিস্নে অথ ঝকর্ ঝকর্ কেন্? [অনু.]।

ঝকা=[সি]—ক্রি. পুনরাবৃত্তি করা ॥ ই কথা ঝকায়্ কেনে?

ঝকাঝকি=[সি]—বি. বিবাদ ॥ [অনু.]।

ঝকি=[চট্ট]—বিণ. বুদ্ধিমান্ ॥ [< ঝকী ذکی আ:]।

ঝক্=[বা]—বি. ঝুঁকি, তেজ, উৎসাহ ॥ বুরা বেডার্ আর্ ঝক্ নাই। [<ঝোঁক]।

ঝক্কর্=[ম]—বিণ. অধিক লবণাক্ত ॥ নুনে ঝক্কর্ ঐসে। [<যবক্ষার]।

ঝক্কা=[পা]—বিণ. ঘোর ॥ মামাইডা এক্কেরে ঝক্কা কালা। [<ঝক্ক সং; অর্থ প্র.]।

ঝক্কা বরা=[বা]—ক্রি. ধাক্কা খাওয়া ॥ ঝক্কা বর্সে, অহন্ আর্ কতা কি, আপ্না পথ্ দেহো। [দেখ ঝক্কা+ ভরা]।

ঝক্কুনি=[ম]—বি. প্রতিবাদ ॥ মামাইর্ কথা হুইন্যা বৌডা ঝক্কুনি দিয়া উডে। [<ঝাঁকানি]।

ঝক্‌থা=[চট্ট]—বিণ. ভীষণ, অত্যন্ত ॥ ঝক্‌থা তামুক্‌খোর্। [দেখ ঝক্‌কা]।

ঝক্‌ঝক্=[সি]—বিণ. একেবারে নুতন ॥ [ঝক্‌ঝক্]।

ঝক্‌ঝা=[নো—বিণ. কঠিন, শক্ত ॥ করিম্ শেখ্ ঝক্‌থা আদ্‌মি।

ঝক্‌নি=[ঢা]—বিণ. আহত ॥ ফৌয্‌দারিত্ তিন ঝন্ লোক্ ঝক্‌নি ঐসে। [<যখমী زخمی ফা.]।

ঝক্‌রা=[ব]—বি. দেওয়াল ॥

ঝক্‌শকে=[খু]—বিণ. জীর্ণ ॥ দালান্‌ডা ঝক্‌শকে হয়ে পড়েসে। [< ঝকঝক (অনু.)+এ. প্র.]।

ঝখা=[পা]—বিণ. অতিশয় ॥ গুড় গুলি ঝখা কালা। [দেখ ঝক্‌কা]।

ঝখ্‌নি=[ঢা]—বি. প্রতিহিংসা ॥ পরের্‌ডা দেইক্যা তর্ এত ঝখ্‌নি ক্যান্? [দেখ ঝক্‌নি ; অর্থ প্র.]।

ঝখ্‌রা=[ব]—বিণ. খারাপ ॥

ঝগর্=[সি]—বি. লোহার তৈরী একপ্রকার অস্ত্র ॥ কাযিয়ার্ সময় ঝগর্ আনে।

ঝগ্‌রি=[কু]—বিণ. যে বেশী ঝগড়া করে ॥ বৌডা ঝবর্ ঝগুরি। [ঝগড়া +উরি প্র.]।

ঝগেবগে=[নো]—বি. আজে বাজে লোক ॥ বড় দন্ ঝগেবগের্ হাতে গেল্। [অনু.]।

ঝগ্‌ঝগা=[সি]—বিণ. উজ্জ্বল ॥ [অনু. ; ঝক্‌ঝকা=ঝক্‌ঝকে]।

২=[সি]—বি. রাংতা কাগজ ॥ ঝগ্‌ঝগাদি পান্ গুর‍্যা পান্‌দানো রাখ।

ঝগ্ ডুম্বুর্=[ব]—বি. একপ্রকার ভেষজ গাছ ॥ [<জগ (যজ্ঞ)+ডুমুর (<উডুম্বর সং)]।

ঝগ্‌রার্ গোডা=[নো]—বি. এক প্রকার গাছের গোটা ॥ [দেখ ঝগ্‌ডুমুর্ +র(সম্বন্ধে)+গোটা]।

ঝঝা=[সি]—বি. প্রতিফল ॥ আমারে যে শাস্তাবর্ (যন্ত্রনা দেয়) হে তার্ ঝঝা পাইবো। [জযা جزا আং)।

ঝঝানো=[কুম]—ক্রি. বিস্তার করা, প্রচার করা ॥ কথাডা বেশি ঝঝাইথ না। [<ঝাঁঝাঁ (অনু.)+আনো প্র.]।

ঝঝ্‌মান্=[চট্ট]—বি. শিষ্য ॥ ঠাউরে খালি ঝঝ্‌মান্ বাড়ি যায়। [দেখ ঝঝবান্]।

ঝঝ্‌বান্=[চট্ট]—বি. নাপিত যাহাদের কাছ হইতে বার্ষিক মাহিয়ানা বাবদ চাউল ইত্যাদি পায় ॥ [<যজমান ; অর্থ প্র.]।

ঝঝ্‌মান্=[কুম]—বি. শিষ্য ॥ লাবু ঠাকুরের্ খালি তিন্‌ঘর্ ঝঝ্‌মান্। [দেখ ঝঝ্‌বান্]।

ঝটল্‌লা=[চট্ট, খু]—বি. গণ্ডগোল ॥ [<জটলা(<জট+লা)]।

ঝটা=[সি]—বি. দোষ ॥ তোমার ঝটায় ইকায় ঐসে। [<জটা সং ; অর্থ প্র.]।

২=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

ঝটাবিজ্=[ফ]—বি. একপ্রকার ধান ॥ [<জটা বীজ]।

ঝটিতি=[ম]—ক্রি. বিণ. শীঘ্র। ঝটিতি কৈরা আয়। [<ঝটিতি সং]।

ঝটুর্=[খু]—বিণ. অসিদ্ধ, শক্ত, কথায় পাকা ॥ কথার্ পাকে যে ঝটুর্ হয়েসিশ্। [<জেঠ (<জ্যেষ্ঠ সং)+উর প্র.]।

ঝট্=[সি, কুম]—ক্রি. বিণ. জমাট, জট ॥ মাস্ গুইন্ ঝট্ বানদি উঠের্। [<জোট]।

২=[পা, সি]—বি. শরীরের জন্মগত ছাপ বা দাগ ॥ তার্ মুখো একটা ঝট্ আসে। [<জটুল]।

৩=[ক]—বি. তালগাছের তালহীন ছড়া ॥ তাল্‌গাসের্ ঝট্ কাইট্যা রশ্ বাইর্ কর। [<জট <জটা সং]।

ঝট্‌কৈরা=[কু]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ ঝট্ কৈরা কাপড়া লাইরা আয়। [<ঝট+করিয়া]।

ঝট্‌কি যাওয়া=[সি]—ক্রি. হালকা হওয়া ॥ গোরাটা খুব ঝট্‌কি গ্যাচে।

ঝট্‌তি=[ম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, শীঘ্র ॥ ঝট্‌তি কৈরা কাপড়া পার্। [দেখ ঝটিতি]।

ঝট্‌পটানি=[সি]—বি. অনিচ্ছায় হাত পা ছোড়া ॥ মাইর্ খাইয়া পোয়াডা ঝট্‌পটানি শুরু করসে। [ছটফটানি]।

ঝঠুর্=[খু]—বিণ. শক্ত, কর্মঠ ॥ লোক্‌টা কায্ করতে করতে ঝঠুর্ হয়ে গেল্। [দেখ ঝটুর্]।

ঝড়ংগা=[চট্ট]—বি. গোলমাল ॥

ঝড়া=[কু]—বি. ধান বিশেষ ॥ ঝড়া ধানের্ ফলন্ কম্। [দেখ ঝটা]।

ঝড়্‌লা=[ঢা]—বি. বিবাদ ॥ তোরা হ্যাতো ঝড়লা করিশ্ ক্যানে? [দেখ ঝটল্‌লা]।

ঝড়্=[পা]—বি. মাস্তুল বাঁধার বাঁশ ॥ [<জড় (জট)]।

ঝড়্ ঝড়ি করা=[নো]—ক্রি. ঝগড়া করিবার নিয়তে বক্‌বক করা ॥ অতো ঝড়ঝড়ি কর কিতা তোমারে কিতা কৈসি [<ঝগড়া ঝাটি করা]।

ঝত ইতি=[সি]—ক্রি. বিণ. যাহা কিছু ॥ [<যত+ইতি সং]।

ঝত্ত্যা=[পা]—সর্ব. যাহা ॥ ঝত্ত্যা কর বুঝ্যা কর। [<যত+তা (তাহা)]।

ঝত্ বৈল্=[সি]—ক্রি.বিণ. যত সময় ॥ ঝত্ বৈল্ মনে কর ঝাহ আমার্ আপত্তি নাই। [<যত + বৈল <বেলা]।

ঝত ভুই=[খু]—ক্রি.বিণ. যতদূর ॥ তুমি ঝত্ ভুই পার দৌড়াও। [<যত +ভুঁই+ভুমি]।

ঝদর্ পদর্=[কু]—ক্রি. বিণ. ফেলা ছড়া ॥ খুব ঝদর্‌পদর্ করে খেলার্ আর্ নড়তে পার্‌সি না। [অনু.]।

ঝদা=[খু]—বিণ. ন্যায্য ॥ কথাটা ঝদা। [<যথা(<যথার্থ)]।

২=[নো]—বিণ. বোকা ॥ এমন ঝদা পোলা আর্ দেহি নাই। [<চদা <চোদা (অশ্লীল)]।

৩=[খু]—বিণ. খারাপ ॥ ঝদা গরু হালে বয় না। [দেখ ঝদা১]।

ঝদ্‌রো=[ক]—বিণ. অলস ॥ লোক্‌টা ঝদুরো। [দেখ ঝদা২+উরো প্র.]।

যনা=[সি]—বিণ. বাচ্চা ॥ তুই মানুশের যনা নায় নিরে? [<জন (<জনন সং)+আ প্র. ; তুং জনা হিং =জাত, সন্তান]।

যনাযতি=[সি]—ক্রি. বিণ. যাথা পিছু ॥ যনাযতি পাচ্ টিয়াহা পাইসে। [<জন+জাতি সং]।

যনাপতি=[সি]—ক্রি. বিণ. প্রত্যেকে ॥ [<জন+প্রতি]।

যনি=[সি]—বি. জোনাকী ॥ [< জোইনি প্রা. বাং<যোগিনী সং]।

যনিক্=[সি]—বি. গাছ বিশেষ (যাহার গোটার মাঝখান দিয়া ছিদ্র থাকে) ॥ যনিকর্ গুটা দি তসবি বানায়।

যনুন্=[সি]—বিণ. অস্থির ॥ খাও-যার্ লাগি একেবারে যনুন্। [<জুনুন جنون আং=পাগল]।

যন্‌কলাই=[ন]—বি. আমন ধান বিশেষ ॥

যন্‌কি=[চট্ট] -বি. বাগ ॥ লোক্‌গান যন্‌কি উঠিয়ে

[illegible]=[সি] -বি. একবকম বুনো [illegible] ॥

যন্‌যনা=[সি]—বিণ. শুক ও শক্ত॥ যন্‌যনা খান্। [অনু]

যন্‌যনি=[সি]—বি. শিশুদের খেলা বিশেষ ॥

যন্‌যাল্যা=[চট্ট]—বিণ. ঝগড়াটে ॥ বৌথার্ বড় যন্‌যাল্যা। [<জঞ্জাল হিং+ইয়া প্র.]।

যন্‌টানো=[খু]—ক্রি. বাড়িয়া যাওয়া ॥ ঘরে আগুন্ লেগেই যনাটিযে উঠেসে। [<জটানো <জটা+নো প্র.]।

যন্‌টু=[ম]—বিণ. পাকা ॥ আক্‌শর্ যনটু মাতুব্বর্। [যন্<জুন্ন প্রাং<জীর্ণ সং+টু প্র. ; তুং ঝুনা< জীর্ণ সং]।

যন্‌ডু=[ম]—বিণ. ঝুনা, বুড়া, পাকা ॥ লোক্‌টা বব যনুডু। [দেখ যন্টু]।

যন্‌তন্=[নো]—ক্রি বিণ. তৎক্ষণাৎ ॥ যন্‌তন্ কি শব্ কায্ করা যায়। [<যহন তহন<যখন তখন]।

যন্‌তা=[নো]—বি. ধান্য বিশেষ ॥ যন্‌তা ধান্ খুব্ মোটা।

যন্‌তা আগুন্=[ম]—বিণ. টাটকা আগুন ॥ যন্‌তা আগুন্ দেখ্যা ডানের্ আত্ পুরল কেম্‌নে? [<যল+তা প্র. +আগুন]।

যন্‌তারনা=[চা]—বি. অস্থিরতা, যন্ত্রণা ॥ তোর্ কি যন্‌তারনা উঠ্‌সে। [<যন্ত্রণা]।

যন্‌তি=[খু]—বি. জানোয়ার, পশু ॥ গিলযন্‌তি খোদার সিশ্‌টি। [<জন্তু সং]।

যন্‌দিফন্‌দি=[ফ]—ক্রি. বিণ. টাল বাহানা ॥ এত যন্‌দিফন্‌দি কর ক্যা। [<ছন্দ+ই প্র. ; ফন্দি (<ফনদ فند আং/ফা.+ই)]।

যন্‌নাল্=[সি]—বি. জেনারেল, সেনাপতি ॥ যন্‌নালর্ শান্‌নে গেসোনি একদিন্, ডরাইয়া মুতি দিবায়। [< জেনারেল general ইং]।

যন্‌বাস্‌সা=[ম,চা]—বি পরিবার পরিজন ॥ যন্‌বাসসা লৈয়া সে বহুত কশ্‌টে আসে। [যন زن ফা. +বচ্‌চহ بچه ফা.]।

যন্‌বাহার্=[সি]—বি. লোকশক্তি, জনবল ॥ আমার্ তো যন্‌বাহার নাই ; [<জনবহর]।

যন্ মুরিদা= [সি]—বিণ. স্ত্রৈণ ॥ যনমুরিদার্ দেসুত নাই। [زن ফা.+ মুরীদ مرید ফা.<আং+আ প্র]।

যপু=[ম]—বিণ. বাচাল, যে বেশী কথা বলে। ॥ লোক্‌টা খুব্ যপু। [জপ+উপ্র.]।

যপৈ=[সি]—বি আবৃত্তি, বারবার এক কথা বলা ॥ কবিতা খান্ বালা কৈরা যপৈ কর্। [<জপ+ই প্র.]।

যপ্‌শি=[খু]—বিণ. কৃপণ ॥ সে একটা আস্ত যপ্‌শি।

যব্দু=[সি]—বিণ. বাচাল ॥ মানুশটা যব যবু। [দেখ যপু]।

যফ্=[চট্ট]—বি. <জপ ॥ আল্লার্ নাম্ যফ্ কর্।

যফ্ যফি=[কুম]—বি. আওয়াজ ॥ পানির্ যফ্‌যফি হোনা যায়। [<যফযফ (ধ্বন্যা.)+ই প্র.]।

যবর্=[পা]—বিণ. শক্তিশালী ॥ [<জববার جبار আং]।

যবিন=[চট্ট]—বি. জমি ॥ [যমীন زمین ফা.]।

যবুর্=[পা]—বিণ. ঘন, গাঢ় ॥ বুকের্ কাশি একেবারে যবুর্ হয়ে গেসে। [<জবর جبر আং=বল, উৎপীড়ন]।

যবের্=[ফ]—বিণ. মস্তবড় ॥ যবের্ বড় লোক্। [দেখ যবর্]।

যব্‌যবা=[সি]—বিণ. আর্দ্র ॥ [< জব্‌জব্ (অনু.)+আ প্র.]।

যব্‌যবাই=[নো]—ক্রি. বিণ. শব্দ করিয়া ॥ যব্‌যবাই হাসি হালাইস্ না। [<ঝপ্‌ঝপ্ (অনু.)+ইয়া]।

যব্‌বন্দ অওয়া=[ন]—ক্রি. মুমূর্ষু অবস্থা হওয়া ॥ রোগির্ যব্‌বন্দ অইয়া গেসে। [যবান زبان ফা.=জিহ্বা, ভাষা+বন্ধ+হওয়া]।

যব্ যৈব্যা=[কুম]—বি. নারিকেল ॥ [যব্‌যব্ শব্দ করে বলিয়া]।

যব্‌ডুমুর্=[খু]—বি. গাছ বিশেষ ॥ যব্‌ডুমুর্ বড় উপকারি গাছ্। [দেখ যগ্‌ডুমুর্]।

যব্‌দি=[কুমি]—বিণ. অনেক, বেশী ॥ আইয়্ যব্‌দি ঠাণ্ডা। [জবদ <যবত جبت আং+ই প্র.]।

যব্‌বর্=[সি]—বিণ. অস্বাভাবিক রাগী, গরম মেজাজী ॥ হেতি এক্‌টি যব্‌বর্ মেসে। [দেখ যবর্]।

যব্‌বর্ আটে=[খু]—বিণ. কষ্টসাধ্য, কঠিন ॥ কাযটি বড় যব্‌বর্ আটে। [দেখ যবর্+আঁটি+এ প্র.]।

যব্‌বুরে=[খু]—বিণ. অতিমাত্রায় অলস, কুঁড়ে ॥ যব্‌বুরে মাইন্‌শির্ বাড়ি [illegible] [দেখ যবর্+এ প্র.]।

যমাটিয়া=[নো]—বিণ. যমজ ॥

এই দুইটা যমাটিয়া সাওয়া। [যমা <যমজ+টিয়া প্র.]।

যমা দেওয়া=[চা]—ক্রি. পরোয়া করা ॥ আমি তোমারে যমা দিয়া চ'লি নাহি ? [<জমা (জম'আ جمع আং)+দেওয়া=খাজনা দেওয়া]।

যমানি দেওয়া=[কুম]—ক্রি. পরোয়া করা ॥ আমি কেএরে যমানি দেই না। [দেখ যমা দেওয়া]।

যমাল্=[চট্ট]—বি. সৌন্দর্য্য ॥ [জমাল جمال আং]।

যমিযিরাত্=[ফ]—বি. জোতজমি ॥ যমিযিরাত্ শব্ নিলাম্ ঐসে। [< যমীন زمین ফা.+যরা'আত زراعت আং]।

যম্=[গি, চা]—বিণ. পারগ, পটু ॥ 'খাইবার্ যম্ কামের্ দেরেশ্।' [< যম ; অর্থ প্র.]।

যম্ কাডি মারা=[চা]—ক্রি. বিনষ্ট করা, পণ্ড করা ॥ তর্ এই কামের্ যম্কাডি মাইরা থুইসে। [< যম +কাঠি+মারা]।

যম্ খ্রুরি=[চা]—ক্রি. বিণ. অসাড় ॥ তুই কি এক্কেলে যম্খুরি খাইলি।

যম্ যমা রম্ রমা=[কুম]—বি. জাঁক-জমক, চাঁদের হাট ॥ [অনু.]।

যম্ যমি=[সি]—বি. স্বচ্ছলাবস্থা ॥ [<যমযম (অনু.)+ই প্র.]।

যম্ বুরা=[ম]—বি. বাতাবি লেবু ॥ [< জম্বীর সং]।

যম্ মুর্ কাটা=[চা]—ক্রি. একসাথে ধান ভানা ॥ যম্মুর্ কাইট্যা বারা বান্। [<ঝুমঝুর (অনু.)+কাটা]।

যম্ মে বর্ শে=[চা]—ক্রি. বিণ. জীবনের মধ্যে, অনেক সময় পরে ॥ ওয় তর্ যম্মে বর্শে এক্বার্ মেম্বর্ ঐসে। <জন্ম+এ বিভক্তি+বর্ষ এ বিভক্তি]।

যম্ মের্ মতন্=[চা]—ক্রি. বিণ. জনমের মতন ॥ [<জন্মের মতন]।

যম্ব্ ভি ফল্=[ব]—বি. একপ্রকার ভেষজ গাছ ॥ [<জয়ন্তীফল]।

যয়ম্=[কুম]—বি. জখম, ক্ষত ॥ গায়ের্ যয়মুডা শারুসে। [<যখম زخم ফা.]।

যয়ল্=[চা]—বি. <জংগল ॥

যয়াফল্=[য]—বি. হরিতকীফল ॥ যয়াফল্ চি'বাইলে হযম্ শক্তি বাড়ে। [<জায়ফল]।

যয়াল্=[বা]—বি. বড় চরভূমি ॥ গাং বাংলে যয়াল্ পরে। [দেখ যয়ল্]।

যয়িন্=[চট্ট]—বি. জমিন ॥ [দেখ যবিন]।

যয়্=[নো]—বিণ. <যত ॥ তুঁই যয় টাকা চা'ইশ্ মুই অয় টাকা দিইম্।

যয় ফল্=[ব]—বি. এক প্রকার ভেষজ গাছ ॥ [দেখ যযাফল্]।

যয়বেগ নি=[পা]—বি. অত্যধিক রাগ, জেদ, আব্দার ॥

যরক্ বরক্=[ম]—বি. শান শওকত ॥ দুলা খুব্ যরক্বরক্ কৈরা শাদি করুতে আইসে। [অনু.]।

যরদ্=[গি]—ক্রি. বিণ. কিংকর্তব্য-বিমূঢ় ॥ অবস্থা দেখি যরদ্ ঐয়া বৈ রৈলাম্। [<সরদ سرد ফা.=ঠাণ্ডা]।

যর নি=[চা]—বি. অনবরত বৃষ্টি ॥ কয়্দিন্ দৈরা যরনি শুরু ঐসে। [ঝড়+নি প্র.]।

যরপ্=কুম.]—বি. ব্যথা ॥ [<যরব ضرب আং=আঘাত ; দেখ যরব্]।

যরব্=[চট্ট]—বি. আঘাত ॥ কাচে'র্ শিশি যরব্ পাইলে ভাংগি যাইব। [দেখ যরপ্]। •

যরম্ =[কুম]—বি. জন্ম ॥ তার্ যরমের্ ঠিক্ নাই। [<জনম <জন্ম]।

যরম্ ঠোওয়া=[কুম]—বি. জন্মের পর ঠোঁটের আশেপাশে নির্গত ফুস্কুড়ি ॥ যরম্ঠোওয়ায় ঠোঁট্ বৈরা গেসে। [< জর +ম+ঠোঁট+উয়া প্র.]।

যরা=[ম]—বিণ. বুড়া, প্রাচীন ॥ বট্ গাস্টা যরা ঐয়া গেলে। [<জরা (<জরণ) ; অর্থ প্র.]।

২ =[কুম]—বি. স্ত্রী ॥ [<জায়া স্ত্রী +রা প্র. ; দেখ যালা ; ও;জোরু ফিং]।

৩=[চা]—বিণ. একগ্রাস ॥ যরা বাত্ সেরাডার্ আতে দে। [<যর্রঃ ذره আং]।

৪=[কুম]—ক্রি. বিণ. <জড় ॥

৫=[য]—বিণ. অসময়ের ॥ [< ঝরা=যাহা ঝরিয়া যায়]।

৬=[কুম]—বি. ধানের মত লম্বা ঘাস বিশেষ ॥

৭=[সি]—বিণ. একটু ॥ যরবায় চা'ইল্না, গেল্গি বুঝি ? [দেখ যরা৩]।

৮=[চা]—বিণ. মিথ্যাবাদী ॥ তোর্ মতন্ যরা আর্ নাই।

৯=[চা]—বি. বাসি খেজুরের রস ॥ [<ঝরা]।

১০=[কুম]—বি. হুল বিশিষ্ট পোকা ॥

যরানি=[চা]—ক্রি. বি. সত্যাসত্য জড়াইয়া কথা বলা ॥ বেশি যরানি করিস্না। [<জড়ানি]।

২ =[কুম]—বি. তন্দ্রা, নিদ্রার ভাব ॥ আমার্ যরানি দরুসে।

যরানো=[ফ]—ক্রি. জর হওয়া ॥ গরুডা যরাইসে। [<জর+আনো প্র.]।

২=[পু]—ক্রি. লবণাক্ত হওয়া ॥ তর্কারি যরে গেসে। [<যর<যহর زهر ফা.+আনো প্র.]।

যরা পলাশ =[ম]—বি. আমন ধান বিশেষ ॥ [দেখ যরা৬+পলাশ]।

যরাপ্ দেওয়া=[চা]—ক্রি. জুলুম করা ॥ আমারে বেশি যরাপ্ দিও না। [দেখ যরপ্+দেওয়া]।

যরাপ্ পাওয়া=[চা]—ক্রি. চাপে পড়া, হয়রান হওয়া, ব্যথা পাওয়া ॥ পাউ-ডায় এক্টা যরাপ্ পাইসি। [দেখ যরপ্+পাওয়া]।

যরাবান্দা [চা]- বিণ. অতিরিক্ত নরম, জটা বাঁধা ॥ যরাবান্দা বাত্ খাইয়া আরাম্ নাই। [<জড়া<জটা সং+বাঁধা]।

যরি=[চট্ট]—বি. ঝগড়াটে ॥ অ'ই ঝিতির নাম্ যরি মাইয়ালা আর্ ন দেই। [<ঝগড়া+ইপ্র.]।

২=[কুম]—বি. বৃষ্টি ॥ খুব্ যরি আইতাসে। [<ঝর (ঝরণ< ক্ষরণ) +ই প্র.]।

যরিযরা=[খু]—বিণ. লবণাক্ত ॥ তর্কারিডা যরিযরা হয়েসে। [দেখ যরানো, ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

যরিপটি=[সি]—বি. বনজ ঔষধ ॥ [<জড়ি বুটি< জড়ী বূটী হিং]।

যরিবটি=[ম]—বি. গাছপালার তৈরী ঔষধ ॥ [দেখ যরিপটি]।

যরিব=[চট]—বি. জরিপ ॥ যবিন্ যরিব্ কৈত আইশ্যে। [<জরীব جريب আঃ]।

যরিয়া=[সি]—বি. অছিলা, সূত্র ॥ এক্টা যরিয়া লৈয়া দোষ্ কর। [< যরী'আঃ ذريعه আঃ]।

২=[সি]—বিণ. জহরির ন্যায় চুলচেরা বিচার করিতে পারে যে, সুক্ষ্মবুদ্ধিসম্পন্ন ॥ বর যরিয়া বেটি; [<জহরী (<জওহরী আঃ<গওহর گوهر ফা. +ঈ) +ইয়া প্র.]।

যরুনি=[সো]—বি. হাঁসের রোগ বিশেষ ॥ [<জ্বর +উনি প্র.]।

যরুয়া=[সি]—বি. প্লীহা ॥ হৌগ্গা পাইলে যরুয়া অয়্। [<জ্বর +উয়া প্র.; প্লীহাই জ্বরের উৎপত্তিস্থল—এই ধারণাজাত]।

যরুলতি=[লা]—বিণ. যাহা মৌসুমের শেষে পাকে ॥ যরুলতি ধান্ বেশি ফলে না।

যরুলি=[সি]—বিণ. জরুরী ॥ আমার্ যরুলি কাম্ আসে। [<জরুরী ضروری আঃ]।

যরুল=[সি]—বি প্রয়োজন ॥ আমার্ কামে তার্ কোন যরুল নাই। [দেখ যরুলি]।

যর=[ম, কুম]—বি. শিকড় ॥ গাছের্ যর্ ॥ [<জড় (জটা সং ?)]।

২=[পা]—বি. বড় নৌকার মাস্তুল আটকাইবার খুঁটি বিশেষ ॥

৩=[ব]—বি. জহর, বিষ ॥ সাপের্ যরে মারা গেল্। [<যহর زهر ফা.]।

যরগা=[ক]—বি. ঝগড়া ॥ যর্গা করিস্ না। [<ঝগড়া; বর্ণবিপর্যয়]।

যর চ'মক লাগা=[পা]—ক্রি. মূর্ছা যাওয়া ॥ [<জ্বর+চমক (<চম-কানো =হতভম্ব হওয়া) +লাগা]।

যর যরা=[সি]—বিণ. শুকনা, গুঁড়া ॥ যর্যরা মাডিত্ হশল্ বালা অয়্। [অনু.]।

যর যরানো=[চা]—ক্রি. শব্দ করিয়া উপর হইতে ধান মটর কলাই ইত্যাদি পতিত হওয়া ॥ আয়্ হায়্! যর্যরাইয়া হগল্ডি দাইল্ পৈরা গেসে। [<যর্যর্ (অনু.) +আনো প্র.]।

যর যরিয়া=[রা]—বিণ. ক্লান্তিহীন ॥ এ্যাক্টা ঘুম্ দিতে পার্লেই শৈল্ডা যর্-যারিযা ঐত। [ঝরঝর অনু. +ইয়া প্র.]।

যরদান=[সি]—বি. পূর্বপুরুষ ॥ তোর্ যরদানে মানুশ্ এগুন্ ঐসে না। [<জদ্দ্ جد আঃ+আন ফা. বহুব. বিভক্তি]।

যরমরা=[সি]—বিণ. শুক ॥ [জড়+ মরা]।

যররা=[চট]—বি. টুকরা, ফালি ॥ [দেখ যরা₃]।

যলংগা=[পা]—বিণ. পানসে ॥ আয়্কার ডাল্ যলংগা হয়াসে। [<জল +লাগা<লাগা]।

২=[ম]—বিণ. শক্ত ॥ লোক্টা পুইরা যলংগা ঐগা গেসে।

যলক=[সা]—ক্রি. বিণ. পশলা ॥ এক্ যলক্ মেগ্ ঐগা গেল্। [<ঝলক; অর্থ প্র.]।

২=[সি]—বি. দিনের আলোকে পানির নীচে দেখিয়া মাছ শিকারের পদ্ধতি বিশেষ ॥ আঁই যলক্ মার্তে গেসিলাম্।

যলত=[স]—ক্রি. বিণ. অকস্মাৎ ॥ টেহাডা যলত্ কৈরা পৈরা গেল্। [ঝনাৎ; ধ্বন্যা.]।

যলদর=[কুন]—বি. উদরাময় রোগ ॥ আবিবাবি খাওনে তার্ যলদর্ ঐসে। [<জলোদরী <জল+উদর +ই]।

যলম যলম=[চা]—বি. ফাজিলের মত আগে আগে কথা বলার অভ্যাস ॥ এত যলম্ যলম্ করস্ কেন্? [অনু.]।

যলা=[খু]—বিণ. বোকা, নির্বোধ ॥ তোমার্ মতো যলা পাড়া গায়েত্ নাই। [<জোলা<জওলাহ্ جولاه ফা.; অর্থ প্র.]।

২=[ম]—বি. বিল বা ছোট জলাশয় ॥ যলায় অনেক্ মাস্ থাকে। [<জলা <জল+আ প্র.]।

৩=[বা]—বিণ. অনাবৃত ॥ গাসের্ যংগল্ শাফ্ করনে বারিডা যলা ঐয়া গেসে। [<জিলা جلا আঃ=উজ্জ্বলা]।

৪=[বা,পা]—বিণ. বেশী, উচ্চ ॥ তোমার্ গরুটা যলা দামে বিক্রি ঐসে। [<জ্বলা<জ্বল (<জ্বলন) +আ প্র.]।

যলাবিলা=[ম]—বি. উৎপাত, তাড়া-হুড়া ॥ তোমার্ যলাবিলায় থাকন্ গেল্ না আর। [<ঝালা; বিলা অনুঃ]।

যলায়=[য]—বি. জরায়ু ॥ [জলাবু পালি<জরায়ু সং; অর্থ প্র.]।

যলার=[ম]—বিণ. গভীর ॥ কুয়াটা বর যলার্। [<জল+আর প্র.]।

যলি=[বা]—বিণ. হুবহু, একেবারে ॥ [<জলী جلی আঃ=প্রকাশ্য]।

২=[কু]—বি. লাঠির বা পাঁচনের আগার ছোট লোহা ॥

৩=[কু]—বি. তারকাটা ॥ কোদালের্ আসারে এক্টা যলি মার গে। [দেখ যলৈ₄]।

৪=[কু]—বি. পুকুরের ঘাটের বেড়া ॥

যলিযল=[খু]—বিণ. মস্তবড় ॥ তার্ কপালে যলিযল্ দুটা চোখ্। [দেখ যলি যানত]।

যলিযান্ত=[খু]—বিণ. সোহায়েত সত্য, টাটকা ॥ এই যলিযান্ত কথাডা ভুল্লি। [<জলজ্যান্ত (জল মধ্যস্থ মাছের ন্যায় জ্যান্ত)]।

যলিতিল=[কু]—বি. তিল বিশেষ ॥ যলিতিল্ তালা অয়্ নাই।

যলিদান্‌=[কু]—বি. আউশ ধান বিশেষ ॥ [<জলি ধান]।

যলিল্‌=[সি, চট]—বি. জ্বালাতন, অপমান, বিরক্ত ॥ আর্‌ যলিল্‌ করিস্‌না। [<যলীল ذلیل আঃ=অসম্মানিত]।

যল্‌ই=[কুম]—বি. শলাকা ॥ পাযুনের্‌ যলুই দিয়া গরুরে খোচায়্‌। [দেখ যলৈ$_{৬}$]।

২=[য]—বি. পেরেক ॥ [দেখ যলৈ$_{৬}$]।

যল্‌ংগা=[য]—বি. তূণ, তীর, ধনুক ॥

যল্‌দ্‌=[নো]—বি. কোরান শরীফের আচ্ছাদন ॥ [<জিল্‌দ جلد আঃ= চর্ম]।

যল্‌য়া=[বা]—বি. গাছের কষ জমানো আঠা, পান ইত্যাদি পাতার উপর পোকার জমাট লালা ॥ [দেখ যোল্‌কা]।

যল্‌শ্‌=[রা]—বি. হাসি তামাসা ॥ কি লৈয়া এত যলুশ কর। [<জলুস جلوس=বৈঠক ; অর্থ প্র.]।

যলোপি=[খু]—বি. জিলাপী ॥ যলেপি খাইতে খুব্‌ শাদ্‌। [<জিলাপি <জলেবী হিঃ]।

যলৈ=[সি]—বি. একজাতীয় ছোট বাইন মাছ ॥ দর্‌টানাত্‌ যলৈ মাস্‌ খুব্‌ উডে।

২=[কুম]—বি. বাঁশের শলা ॥ আমার্‌ আতে যলৈ বিন্‌সে। [<শলা +ই প্র.]।

৩=[পা]—বি. দোলা ॥ [<ঝোল্‌ (<ঝোলানো=দোলানো) + অই. প্র.]।

৪=[ফ]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

৫=[কুম]—বি. ছোট পেরেক ॥ [দেখ যলৈ$_{১}$]।

৬=[কুম]—বি. ধান বিশেষ ॥ যলৈ দানের্‌ হিবা।

যলৈচ'রা=[নো]—বি. পাঁচন, হালচাষ করিবার নড়ি ॥ [দেখ যলৈ$_{৬}$]।

যলৈবাধি=[পা]—ঝুলন খেলা ॥ [দেখ যলৈ$_{৩}$+বাযী بازی ফা.]।

যলৈ=[কুম]—বি. দশ ॥ যলৈ চিঁ'টুটা (টাকা)।

যলোম্‌দার্‌=[খু]—বিণ. বেয়াড়া, ভোজনপটু ॥ কি যলোম্‌দার্‌ যা পায়্‌ তাই খায়্‌। [<যুলম ظلم আঃ=অত্যাচার+দার دار ফা.]।

যল্‌=[খু]—বি. <জোয়াল ॥ নাংগল্‌ যল্‌ নে মাঠে যা।

২=[কুম]—বি. গুণ ॥

৩=[পা]—বি. পাঁচ ॥

৪=[সি]—বি. ঝুঁকি, তেজ, উৎসাহ ॥ বুরা বেডার্‌ আর্‌ যল্‌ নাই।

যল্‌ আইশ্যা=[চট]—বি. শেওলা ॥ [<জল+আঁশ (অংশু সং)+ইয়া প্র.]।

যল্‌কা=[য]—বিণ. পাৎলা ॥ সাওয়াল্‌টা যল্‌কা হাগা হাগ্‌সে। [দেখ যোল্‌কা]।

যল্‌কাটি=[চা]—বি. হালের বৈঠার সংলগ্ন কাঠি বিশেষ ॥ যল্‌কাটি না ঐলে আইল্‌ রাখা যায়্‌ না। [দেখ যল্‌+কাঠি]।

যল্‌কাড্‌রা=[মা]—বি. লাল ও মোটা আমন ধান বিশেষ ॥

যল্‌কাদা=[নো]—বি. এক প্রকার ধান ॥ যল্‌কাদা দানে পানি কাটে।

যল্‌কান্‌দা=[মা]—বি. পিঁপড়া হইতে রক্ষা করিবার জন্য হাড়ি বা পাতিল রাখার বিড়া বিশেষ ॥ পাইলাডা যল্‌কান্‌দার্‌ উপ্‌রে রাখো। [<জল +কান্‌ধা (<স্কন্ধ সং)]।

যল্‌খোপ্‌=[বা]—বি. পানি ফেলার জন্য নৌকার ছই কাটিয়া তৈরী জানালা ॥ নাওডার্‌ যল্‌খোপ্‌ সোট। [<জল+খোপ (<ক্ষুপ সং)]।

যল্‌গাপ্‌পি=[কুম]—বি. ধাপ্পা ॥ যলগাপ্‌পি খাইয়া মর্‌বা। [<জল+গপ্প (<গপ্প)+ই প্র.]।

যল্‌চ'হি=[চট, পা]—বি. জল-চৌকি, বসিবার ছোট চৌকি ॥ [<জল+চৌকি (<চতুষ্ক সং)]

যল্‌যলা=[কুম]—বি. নির্ঝঞ্ঝাট, ঝামেলাহীন ॥ এখন্‌ যল্‌যলা থিবন্‌ তোমার্‌। [যল্‌যল্‌ (অনু.)+আ প্র.]

২=[চট]—বিণ. চঞ্চল ॥ [<চঞ্চল +আ প্র.]।

৩=[সি]—বিণ. শিথিল ॥

যল্‌যলি=[সি]—বিণ. টাকা পয়সার প্রাচুর্য ॥ তার্‌ খুব্‌ ট্যাকার্‌ যল্‌যলি। [অনু.]।

যল্‌যৈলা=[য]—বিণ. ঝকঝকে ॥ কাপর্‌ডা এক্‌কেরে যল্‌যৈলা। [<যল্‌ যল্‌ (অনু.)+ইয়া]।

যল্‌টোপ্‌=[য, খু]—বি. নাকের অলঙ্কার বিশেষ ॥

যল্‌টোশা=[খু]—বিণ. জলে পচা ॥ যল্‌টোশা যিনিশ খাইতে বিশ্‌শাদ্‌। [<জল+টোশা (?)]।

যল্‌ডরা=[বা]—বি. নৌকার তলায় যে অংশে বেশী পানি জমে ॥ যল্‌ডরা ডা একটু দেখ্‌তো। [জল+ধর +আ প্র.]।

যল্‌তা=[য]—বিণ. জ্বলন্ত ॥ যল্‌তা আগুনে হাত্‌ পুর্‌সে। [<জ্বল+তা প্র.]।

যল্‌তি=[য]—ক্রি. বিণ. তাড়াতাড়ি, শীঘ্র ॥ যল্‌তি খাযা খাইয়া লও। [<জলদী হিঃ]।

যল্‌তি যল্‌তি=[সি]—বি. জ্বালা-পোড়ার যন্ত্রণা ॥ [<জ্বলতি<জ্বল+তি ; অতিশয্যে শব্দদ্বিত্ব]।

যল্‌দা=[সি]—বিণ. পুরাতন, অকেজো ॥ গেব্‌খান্‌ যল্‌দা ঐ গেসে।

যল্‌ দারানো=[সি]—ক্রি. দা ছেনী ইত্যাদি ধার দেওয়া ॥ দাওখানি যল-দারাইয়া আন্‌। [<জল+ধরানো]।

যল্‌পাই=[চট, কুম]—বি. এক প্রকার পাখী ॥ যল্‌পাই মাস্‌ খায়্‌।

যল্‌ফৈ=[কুম]—বি. <জলপাই ॥ যল্‌ফৈর্‌ আচা'র্‌ শাদ্‌।

যল্‌বিনানো=[য]—ক্রি. ঝগড়া করা ॥ তুমি এত যল্‌বিনাও ক্যা?

যল্‌জল্‌কা=[খু]—বিণ. পানসে ॥ যল্‌জুল্‌কা তর্‌কারি খাওয়া যায়্‌ না ।

যল্‌মাদার্‌=[কুম.]—বি. এক প্রকার গাছ্‌ ॥ খেতের্‌ কিনারে যল্‌মাদার্‌ লাগাও? [<জল মাঁদার]।

যল্‌মি=[ক]—বিণ. অত্যন্ত বেশী, থোকা থোকা ॥

যল্‌লারি=[ম]—বি. দোলনা ॥ [< ঝুল+আরি প্র.]।

যল্‌লা=[ফ]—বিণ. (দাঁড়ি বাধা খেলায় নির্দ্দিষ্ট সীমা রেখার বাইরে গেলে তাহাকে যল্‌লা বলে) বাতিল বা অবৈধ ॥ তুমি যল্‌লা ঐ গেস এখন্‌ আমাগের্‌ পালা।

২ =[পা]—বি. মাত্রা, পরিমাণ বিশেষ ॥ আবাকে এক্‌ যল্‌লা কালি দেও। [দেখ যরা৩]।

৩ =[ম]—বি <জালা ॥ তার্‌ যল্‌লায়্‌ আর্‌ বাচ্‌'লার্‌ না।

যল্‌লাত্‌=[বা]—বিণ. রাগী ॥ সেরিডা যবর্‌ যল্‌লাত্‌। [<জল্লাদ جلاد আঃ=ঘাতক ; অর্থ প্র.]।

যল্‌লানো=[ম]—ক্রি. নাড়া ॥ ডাল্‌ যল্‌লাইলে বরে পরে। [<ঝুল+আনো=ঝোল দেওয়া]।

যল্‌ল্‌শ্‌=[সি]—বিণ. একেবারে ভিজা ॥ বিষ্যা যল্‌লুশ্‌ ঐয়ে। [দেখ যল্‌ টোশা]।

যল্‌শা=[খু]—বিণ. পানসা, জলীয় স্বাদযুক্ত ॥ তালের্‌ আটিগুলি কার্‌তিক্‌ মাসে যল্‌শা হয়ে যায়্‌। [<জল+শা প্র.]।

২ =[খু]—বিণ. আগোছাল, কাজ কর্মে বিশৃঙ্খল ॥ কাযে অত যল্‌শা হলে চ'লে নাকি। [যশ্‌<যক্ষ+শা প্র.]।

যল্‌হস্‌তির্‌ পাক্‌=[চা]—বি. জল-স্রোতের ঘূর্ণন ॥ গাঙের্‌ যল্‌হস্‌তির্‌ পাকে পৈরা নাও ডুব্যা যায়্‌। [<জল-হস্তীর+পাক]।

যশি=[ম]—বি. জ্যোতিষ ॥ যশিরে হাত্‌ দেহাবার্‌। [<জোইষী < জ্যোতিষী]।

যশ্যার্‌=[চা]—বিণ. জজ সাহেব ॥ হেয়্‌ যেমুন্‌ এক্‌টা যশার্‌ আইয়া পর্‌সে [<জজ judge ইং+স্যার sir ইং]।

যশ্‌টি=[চা]—বি. জ্যৈষ্ঠ ॥ যশ্‌টি মাসে আম্‌ পাকে।

যহতে=[চা]—অব্য. জন্য, কারণে ॥ তর্‌ মোকের্‌ যহতে তুই শাস্‌তি পাবি। [<জিহত جهت আঃ+এ অধিকরণে]।

যহন্‌=[পা]—ক্রি. বিণ. < যখন। যহন্‌ পার আইয়ো এক্‌বার্‌।

যহন্‌তম্‌=[চা]—ক্রি. বিণ. < যতক্ষন পর্যন্ত ॥ যহন্‌তম্‌ আমি না আহি তহন্‌তম্‌ তুই যাইস্‌ না।

যহম্‌=[কুম]—বি. আঘাত ॥ হেইতে কাইযার্‌ মদ্যে যহম্‌ ঐচে'। [<যখম زخم ফা.]।

যহর মোরা=[চা]—বি. এক প্রকার পাথর ॥ গায়ে যহর্‌মোরা গৈশ্যা লাগাইয়া দেও। [<যহর মুহরহ زهرمهره ফা.]।

যহিটা=[চা]—বি. এক প্রকারমাছ্‌ ॥ যহিটার্‌ কুরি সয়্‌ আনা।

যহুদ্‌=[চা]—বিণ. ঝগড়াটে ॥ মাইয়াডা বর যহুদ্‌। [যহুদ يهود ফা. ; অর্থ প্র.]।

২ =[কুম]—বি. খুনি ॥ এই যহুদের্‌ লগে মাইত না। [পূর্বে দেখ]।

৩=[ম]—বিণ. প্রাচীন ॥ লোক্‌টা এক্‌কেরে যহুদ্‌।

যহুরা=[ফ]—বি. কৃতিত্ব, অদ্ভুত শক্তি ॥ লোক্‌টার্‌ যহুরা আসে। [যহুরা হিঃ <যহূর ظهور আঃ]।

ঝা

ঝা=[কুম]—বি. মাচা, ছাউনি ॥ লাউ গাছে ঝা দেও।

২=[কু]—বি. নরম করিয়া লবণ দিয়া রাঁধা ভাত ॥ ঝা খাটা খাতে মযা। [<ঝাউ<যবাগু সং]।

৩=[সি]—অব্য. ছোটদের খুশী করার শব্দ ॥

ঝাঅন্‌=[চট]—ক্রি. বি. যাওয়া ॥ হিতে চ'লি ঝাঅ্‌নে আঁই বৌত্‌ দুক্‌ক পাইয়্যে। [<যাওন=যাওয়া]।

ঝাই=[কু]—বি. পোড়া কাঠ ॥ পাথার্‌ ঝাইক্যা ঝাই তুইল্যা লাইছ। [ঝাঁই< ঝামা<ঝামক সং]।

২=[গি]—বি. এক জাতীয় বাঁশ ॥ ঝাই বাঁশের্‌ বেতে খৈল পুচুইর্‌ বালা অয়্‌ না।

৩=[গি]—বি. মেয়ে ॥ [<ঝি (<দুহিতা সং) +আই প্র.]।

৪=[ব]—বি. খিচুড়ি বিশেষ ॥ [দেখ ঝা২]।

৫=[পা, চা]—বি. আতপ চাউলের খুব নরম ফেন ভাত, জাউ ॥ [দেখ ঝা২]।

৬=[ফ,কুম]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

৭=[কুম]—বি. বাসের বাঁকা ॥ [<বাঁকি ; বৃহদার্থে বাঁকা]।

৮=[সি]—বি. পোকা বিশেষ ॥ ঝাইয়ে দর্‌চে'।

ঝাইওর্‌=[খু]—বি. এক সঙ্গে অনেক লোকের চীৎকার ॥ [<জোকার (<জয়কার সং ?)]।

ঝাইংগা=[চা]—বি. নৌকার পালের দড়ি বিশেষ ॥

২ =[চা]—বি. বক ডাহুক প্রভৃতি পাখি মারিবার যন্ত্র বিশেষ ॥ ঝাইংগাত্‌ বক্‌ পর্‌সে।

৩ =[ম, চা, নো]—বি. প্যাণ্ট, পারজামা ॥ [<জঙ্ঘ <জঙ্ঘা সং +ইয়া প্র.]।

যাইক্‌কা=[কুম]—ক্রি. বিণ. খুব বেশী ॥ গাগে যাইক্‌কা আয়্‌ আইসে। [<ঝাঁকিয়া<ঝাঁক+ইয়া প্র.]।

যাইখ্যা=[কুম]—ক্রি. বিণ. সাফ করিয়া ॥ দাগ্‌গুলি যাইখ্যা দেও। [ঝাঁকাইয়া (< ঝাঁকানো = প্রবল নাড়া)]।

যাইগ্‌লা=[সি]—বিণ. বয়স্ক (পাখীর শাবক) ॥

যাইগ্যা=[ফ]—অস. ক্রি. জাগিয়া ॥ ওয়্‌ ঔতে যাইগ্যা দেহি রাইত্‌ ফোযাইয়া গেসে। [<জাগিয়া]।

যাইগ্যানো=[কুম]—ক্রি. চলিয়া যাওয়া ॥ বেলা নাই, অহন্‌ যাইগ্যা। [<যাওয়া+গিয়া+আনো=যাওন]।

যাইচ্‌'চ'া=[কুম]—বিণ. সদ্বংশজাত ॥ [<সাচ্চা(<সত্য সং)]।

যাইযন যাল্‌=[চা]—বি. ঝামেলা, অসুবিধা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট ॥ এই যাইযনযাল্‌ আর কতকাল্‌ সয্য করমু ? [<যাই (অনুঃ)+জঞ্জাল সং]।

যাইযুই=[সি]—বি. অসার পদার্থ ॥

যাইট্যানো=[চা]—ক্রি. ডালপালা ছড়ান, শাখা প্রশাখা বাহির হওয়া ॥ পাতলা পাত্‌গুলি খুব্‌ যাইট্যাইসে। [<ঝাট সং+ইয়া+আনো প্র.]।

যাইট্‌=[চা]—বি. বাদ, ফাঁক ॥ কি দান্‌ বুনলা, এহানদা যাইট্‌ গেসে। [<ছুইট<ছুট]।

যাইট্‌ হাল্লানি=[ম]—ক্রি. বি. মাছের আড্ডার জন্য ডোবাতে গাছের ডাল পালা ফেলা ॥ [<ঝাট সং+ফালানো=ফেলানো]।

যাইট্‌মোল্‌=[ন]—বি. গাছ বিশেষ (এই গাছের ফুলের রঙ হলুদ এবং ইহাতে কালো লাঠির মতো ফল ধরে) ॥ [<যষ্টিমূল ; সাধুভাষায় সোঁদাল<স্বর্ণালু]।

যাইতেগৈ=[চট]—ক্রি. বিণ. যাইবার কালে ॥ ইয়ে বাইতগৈ টিয়া দি গেল্‌ গৈ। [<যাইতে গিয়া=চলিয়া যাইবার কালে]।

যাইতেন্‌=[বা]—বিণ. খুব বেশী, প্রকৃত ॥ 'বোকা বোকা যাইতেন্‌ বোকা।' [<জাতি+এন প্র.]।

যাইত্‌=[কুম]—বিণ. প্রধান, নাম-করা, বিষধর ॥ যাইত্‌ হাপে কামর্‌ দিসে। [<জাতি <জাত=খাঁটি]।

২ =[কুম]—বি. জাত, বংশ, ইজ্জত ॥ আমার্‌ যাইত্‌ গেসে। [<জাতি]।

যাইত্‌ দেওয়া=[ম কুম]—ক্রি. নিজেই নিজের ইজ্জত নষ্ট করা ॥ সেরিডা যাইচ'্যা গিয়া যাইত্‌ দিয়া আইসে। [<জাতি+দেওয়া ; অর্থ প্র.]।

যাইত্‌ মরিচ্‌'=[চা]—বি. গোল মরিচ ॥ [<জাতি+মরিচ]।

যাইত মারা=[ম, কুম]—ক্রি. সুনাম নষ্ট করা ॥ সেবাডা আকাম্‌ কৈরা বাপের যাইত্‌ মারসে। [<জাতি+মারা]।

যাইত্‌যাওয়া=[ম]—বিণ. জাতি নাশা ॥ ইমুন্‌ যাইত্‌যাওয়া কাম কেন্‌নে কর্‌লি ? [<জাতি+যাওয়া]।

যাইন্‌=[বা]—বি আকস্মিক ঝাঁকি ॥ [ঝাই<ঝাঁকি]।

যাইপ্যা=[কুম]—ক্রি. বিণ. প্রচুর পরিমাণে ॥ এইবার্‌ আম্‌ যাইপ্যা দর্‌সে। [<ঝাঁপাইয়া]।

যাইবন্‌ত=[ম]—ক্রি. বিণ. সমস্ত ॥ আয়্‌ যাইবন্‌ত বারির্‌ কাম্‌ পার্‌সি। [<যাবত, যাবন্ত ; অর্থ প্র.]।

যাইম্‌=[কুম নো, চট]—বি. চিবুক, চোয়াল, থুতনি ॥

২ =[কুম]—বি. মাড়ি ॥ দাতের যাইম্‌ ফুল্‌সে। [<জম্ভ=দাঁত, চিবুক ; অর্থ প্র.]।

৩ =[কুম]—বি. চৌর ॥ গরে চো'র্‌ ডোহনের্‌ পরেও আমি যাইম্‌ পাইসি।

যাইরা=[ব,ম,পা]—বিণ. জারজ ॥ হালার্‌ যাইরা কোন্‌হানকার্‌। [< জারিয়া<জারজ+ইয়া.প্র.]।

২=[সি]—ক্রি. বিণ. প্রকাশ্যে ॥ তারা যাইরা এই অপ্‌কাম্‌ করে। [< যাহিরান্‌ ظاهرا আঃ]।

যাইরা যাইরি=[সি]—ক্রি. বিণ. প্রকাশ্যে ॥ হে তো যাইরা যাইরি কয়্‌ আমি চু'রি করি। [দেখ যাইরা+ যাহিরী ظاهری আঃ]।

যাইরা পেট্‌ ফেলান্‌=[পা]—ক্রি. বি. জারজ সন্তান লোকানোর মতো কোন কাজ খুব তাড়াতাড়ি করা ॥ [দেখ যাইরা+পেট (গর্ভ)+ফেলান (পাত করান)]।

যাইর্‌=[ম]—বি. মাছের জন্য নির্দিষ্ট ডোবায় গাছের ডালপালা ফেলিয়া রাখা ॥ যাইরে খুব্‌ মাস্‌ থাকে। [দেখ যাইট্‌ হালানি]।

২ =[সি]—বিণ. প্রকাশ, জাহির ॥ [<যাহির ظاهر আঃ]।

যাইলা, যাইল্যা=[পা, চা]—বি. জেলে ॥ [জাল+ইয়া প্র.]।

যাইলানি=[পা]—বি. জেলেনী ॥ [দেখ যাইলা+নি প্র.] ।

যাইল্যান্‌=[নো]—ক্রি. কড়া কথা বলা ॥ [<জ্বালান ; অর্থ প্র.]।

যাইল্‌=[সি, কম]—বিণ. পাষণ্ড, গুণ্ডা, অতি নিষ্ঠুর ॥ [<জাহিল جاهل আঃ=মূর্খ]।

২ =[বা]—বি. মাছ ধরার এক প্রকার বাচা ॥ লাউগাছটায়্‌ যাইল্‌ দিয়া দেও। [<ঝাইল<ঝুলি <ঝুল+ই প্র]।

৩ =[কুম]—বি. টাকা রাখার লম্বা থলি ॥ এক্‌ যাইল্‌ টেহা চো'রে লৈয়া গেসে। [<জালি<জাল+ই প্র.]।

৪ =[ম]—বি. পাত্র বিশেষ ॥ যাইল্‌ ভরা তর্‌কারি আসে।

৫ =[ম]—বি. বেতের তৈরী গোল বা চৌকোনা বাক্স বিশেষ ॥ যাইলে কাপুর্‌ থোয়্‌। [দেখ যাইল্‌]।

৬=[পা]—বি.ঝাঁপ ॥

যাইল্‌কা=[পা]—বি.আদা ॥ নুতুন যাইল্‌কা উঠ্‌সে হাটে।।

যাইল্‌ যন্‌য়ার্‌=[নো] —বিণ. দুর্দান্ত ॥ যাইল্‌ যন্‌য়র্‌ গেলে। [দেখ যাইল্‌ + জানোয়ার<জানবর جانور ফা.]'।

জাইল্যা=[নো]—বি. জেলে ॥ [দেখ জাইলা]।

ঝাইল্লান্=[নো]—ক্রি. সংস্কার করা ॥ [<ঝালানো]।

জাউ=[ম, কুম,বা,সি, পা, নো]—বি. ফেন, ক্ষুদ বা চাউলের নরম ক্ষীরের মত ভাত ॥ [<যবাগু সং]।

২=[খু]—বি. মিষ্টান্ন ॥ জাউ না যদি র‍্যান্দিস্ তয় খাব না। [অর্থ প্র.]।

৩=[বা]—বি. নদী বা খালে গাছের ডালপালা ফেলিয়া তৈরী মাছের আড্ডা ॥ জাউ বের্ দিয়া জাউলারা মাস্ দরে।

জাউংগা=[বা]—বি. গলদা চিংড়ি ॥

জাউক্কা=[কুম]—বিণ. জাগ দেওয়া, গরমে রাখিয়া পাকানো ॥ জাউক্কা বাংগি মজা না। [<জাগ+উয়া প্র.]।

জাউন্=[ব]—বি. কাদার মণ্ড ॥ দেওয়াল্ দেওয়ার্ জন্য জাউন্ কর্তে হবে। [<জাব+ন প্র.]।

২=[ব]—বি. একপ্রকার ভেষজ গাছ ॥

ঝাউক্রা=[ফ]—বিণ. ঝোপবিশিষ্ট ॥ [<ঝাঁকড়া]।

জাউয়ার্ চ'চ'া=[সি]—বি. অতি চালাক ॥ এই জাউয়ার্ চ'চ'ার্ লগে পার্তাম্ না। [<জবর চাচা ; দেখ জবর্]।

জাউরা, জাউর‍্যা=[ব, ম, ঢা,]—বিণ. জারজ, কুখ্যাত, পাজি, দুষ্ট ॥ [<জারজ+উয়া প্র.]।

জাউর‍্যানি=[ঢা]—বিণ. জারজ (মেয়ে) ॥ [দেখ জাউরা+নি প্র.]।

জাউলা=[ম]- বি. কচি চারা ॥ [<জাল(<জালক সং)+উয়া প্র.]।

জাউলি=[ঢা, ব, ম]—বি. একপ্রকার ঘাস ॥

২=[ম]—বি. ফাঁকি ॥ জাউলি দিও না।

জাউল্যা যাওয়া=[ম. কুমি]—ক্রি. নেতাইয়া পড়া ॥ রৈদে গাস্টা জাউল্যা গেসে। [<জলিয়া+যাওয়া]।

জাউল্লো=[ঢা]—বি. জেলে ॥ জাউল্লা বাইতে যাস্ আন্গা। [<জাল+উয়া প্র.]।

জাঐ=[ঢা]—বি. ধান গাছ জন্মিবার পর দেয় মই ॥ [দেখ জওই]।

যাঐন্যা=[চট্ট]—বি. যে যায় ॥ যাঐন্যারে ফিরি আন্বো কেডা। [<যাওন+ইয়া প্র.]।

জাঐর=[কুমি]—বি. চীৎকার, শোরগোল ॥ ইয়ান এতো জাঐর দিস্ না। [দেখ জাইওর্]।

জাও=[খু]—বি. ধান পাট ইত্যাদির কচিপাতা ॥ ধানের্ জাও। [দেখ জাউলা]।

জাওই=[ফ, পা, কু]—বি. মই ॥ বুইখান্টাত্ জাওই দিশ্। [দেখ জওই]।

জাওনা=[ব, খু]—বি. গবাদি পশুর খাদ্য বিশেষ, বিচালি ঘাস খড় ইত্যাদি ॥ [জাব (<জবস সং)+না প্র.]।

জাওন্=[খু]—বি. চার কোণবিশিষ্ট ধান রাখিবার পাত্র,ধান চালের গোলা ॥ এক্ জাওন্ ভরা ধান্।

ঝাওয়া=[সি, পা, কু, কুম]—বি. ঝামা ইট, অধিক পোড়া ইট ॥ ঝাওয়া দিয়া পাও গশ্লে পাও শাফ্ অয়। [<ঝামা(<ঝামক সং)]।

২=[ম, ঢা]—বিণ. অধিক বিচিওয়ালা ॥ জাওয়া কলা খাইয়া মজা পাওয়া যায় না। [অর্থ প্র.]।

৩=[ম]—বিণ. নরম, সরল ॥ অত জাওয়া মানুশ্ ভালা না। [<জাউ (<যবাগু সং)+আ প্র.]।

৪=[পা]—বি. সূক্ষ্ম আঁশবিশিষ্ট একপ্রকার বাঁশ ॥

জাওয়ানো=[খু]—ক্রি. বি. পানিতে জিয়াইয়া রাখা ॥ মাস্গুলো জাওয়ানো হয়েসে। [জীব (নামধাতু)+আনো]।

জাওয়ামারা=[ম]—বি. বিশৃংখলা ॥ এই যে জাওয়ামারা লাগ্সে, এইডা কবে বাংবো ? [<জাব+আ+মাড়া (<মর্দন)]।

জাওলা=[খু]—বি. বিচালি ॥ গরুর্ জাওলা দিলিনে ? [<জাব+লা প্র.]।

২=[খু]—বি. ধানের চারা গাছ ॥ [দেখ জাউলা]।

৩=[খু]—বিণ. ছোট মাছ, যে মাছ জিয়াইয়া রাখা হয় ॥[<জীব+লা]।

৪=[খু]—বি. খাল ॥ জাওলায় খুব্ কচু'ঠি হয়েসে। [<জলা কিংবা জোল]।

জাং=[খু]—বি. গলদা চিংড়ি ॥ এই জাং দুইডা দশানা।

২=[ম]—বি. পয়ঃপ্রণালী ॥

জাংগা, জাংগি=[ম, কুম, ঢা]—বি. পাল টানাইবার জন্য ব্যবহৃত বড় দড়ি, মোটা দড়ি ॥ 'জাংগা রশি যতে কশি হাইলে পানি মানে না'।

জাংগাইল্=[ঢা, কু, ফ]—বি. সারি, লাইন ॥ পিপ্রার্ জাংগাইলের্ মতন্ মানুশ্ আইতাসে। [<জাঙ্গাল<জঙ্গাল সং]।

জাংগার্=[চট্ট, সি]—বি. মরিচা ॥ লোয়াত্ জল্দি জাংগার দরে। [<জংগার زنگار ফা.]।

জাংগালা=[ব. ম.]—বি. লাউ কুমড়ার মাচা ॥ জাংগালায় খুব্ লাউ দর্তাসে।

জাংগাল্=[কুম,]—বি. রাস্তা, আলি ॥ জাংগাল্ দিয়া বাযারে যাও। [দেখ জাংগাইল্]।

২=[ম]—বি. দল, সারি ॥ পিপ্রার্ জাংগালের্ উপ্রে পা দিস্ না। [দেখ জাংগাইল্]।

৩=[য, খু]—বি. জালের উপরের অংশ ॥ জালের্ জাংগাল্ সিড়ে গেসে।

=[কু]—বি. ছায়াপথ ॥ [দেখ জাংগাইল ; অর্থ প্র.]।

জাংগি=[ম, চট্ট, কু, খু]—বি. তালের ডাঁটার আঁশ দিয়া তৈরী পাখী ধরার ফাঁদ ॥

২=[ব]—বি. বাঁশের অগ্রভাগ ॥ জাংগি দিয়া বেরা দেও।

৩=[ঢা]—বি. এক প্রকার বড় পাখী ॥

৪=[পা]—বি. বড় পাবিশিষ্ট চিংড়ি মাছ ॥ ঝাংগির্ হালি দুই টেহা ।

৫=[কুমি, রং]—বি. হাফপ্যাণ্ট ॥ [দেখ ঝাইংগা] ।

ঝাংগৈ=[কুমি]—বি. ঝুকা, থালু ॥

ঝাংটা=[ম]—বিণ. অল্প, সামান্য, হাঁটু পর্যন্ত ॥ এখানে মোটে ঝাংটা পানি । [<জাঙ্ (<জঙ্ঘা সং)+ঠা<স্থা √স্থ ; দেখ ঝংটা দেওয়া] ।

ঝাংটা দেওয়া=[পা]—ক্রি. পানিতে কাপড় কাচা ॥ এখানে পানি বেশি ঝাংটা দেবে না । [দেখ ঝাংঠা দেওয়া] ।

ঝাংঠা দেওয়া=[ম]—ক্রি. পানি উরুর নীচ পর্যন্ত হওয়া (যাহাতে পরিধানের কাপড় না ভিজে) ॥ খালে ঝাংঠা দিবেত ? [দেখ ঝাংটা+দেওয়া] ।

ঝাংড়ো পড়া=[খু]—ক্রি. ক্ষত স্থান শক্ত হইয়া যাওয়া ॥ পায়ের্ ঘায়ে ঝাংড়ো পড়েছে । [<জামড়া+পড়া] ।

ঝাংতা=[ম]—বি. কাপড় কাঁচা ॥ খালে কত পানি, ঝাংতা দিব নি ? [দেখ ঝাংটা] ।

ঝাংনি=[ম]—বি. মাছ শিকারী ॥

ঝাংয়াল্=[কুম]—বি. গোপাট । ঝাংয়াল্ডাত্ পানি উঠ্সেনিও ? [দেখ ঝাংগাইল্] ।

ঝাংরা=[ফ]—বিণ. নোংরা ॥ লোক্টা বড় ঝাংরা । [<জাংলা<জঙ্গল+আ] ।

২=[সি]—বি. বিলের জলজ গুল্মের ঝোপ ॥ [<জাংলা<জংলা(জঙ্গল)] ।

ঝাংলা=[পা]—বি. জানালা ॥ [<জানালা<জ্যানেলা janella পোর্তু.] ।

২=[ফ, সি]—বি. বিলের মধ্যস্থ জলজ গুল্মের ঝোপ ॥ [দেখ ঝাংরা$_{২}$] ।

ঝাংলি=[সি]—বিণ. উন্মত্ত, জংলী ॥ [<জংলী] ।

ঝাঁ=[নো]—বি. মাচা ॥ কদুর্ ঝাঁ হড়ি গেসে ।

ঝাঁআল্=[চট্ট]—বি. বড় রাস্তা ॥ [দেখ ঝাংগাইল্] ।

ঝাঁই=[নো]—বি. মাছ ধরার জাল বিশেষ ॥ ঝাঁইদি ডাইয়া দিলে অনেক্ মাস্ হাওন্ যায় ।

২=[চট্ট]—বি. এক বিঘত পরিমাণ গলা বাঁধা দীর্ঘজাল, পাখী ধরার ফাঁদ ॥ [দেখ ঝাংগি] ।

ঝাঁইঝাল্=[চট্ট]—বিণ. খেপলা জাল ॥ ঝাঁইঝাল্ দিয়া মাস্ ধরে । [<ঝাঁপ (<ক্ষেপন)+ই প্র.+জাল] ।

ঝাঁকন্=[কু]—বি. ধান রাখিবার গোলা ॥ ঝাঁকন্ হতে একমন্ ধান্ দেও ।

ঝাঁকুই=[ব]—বি. মাছ ধরিবার বাঁশের তৈরী উপকরণ বিশেষ ॥

ঝাঁক্=[চট্ট]—বি. নদী বিল বা ডোবায় গাছের ডাল পালা দিয়া প্রস্তুত মাছের আশ্রয় ॥ [<জাগ] ।

২=[নো]—বি. মাচান ॥ কদু গাসে ঝাঁক্ দ্যা । [দেখ ঝাঁ] ।

ঝাঁক্ মারা=[চট্ট]—ক্রি. চুপ বা আত্মগোপন করিয়া থাকা ॥

ঝাঁঝ্=[নো]—বি. বাজাইবার কাঁসা বিশেষ ॥ ঝাঁঝ্ বাযাও । [<ঝাঁজ< ঝর্ঝর সং] ।

ঝাঁঝরা=[নো]—বি. ঝরিচা ॥ চাকু-ডাত্ ঝাঁঝরা ধর্‌চে' । [ঝংগার زنگ ফা.+আ প্র.] ।

ঝাঁঝরাবান্=[পা]—বিণ. বহুছিদ্র বিশিষ্ট ॥ তার্ কল্‌যেটা ঝাঁঝরাবান্ হচে' । [ঝাঁঝরা+বিন্ধ (<বিদ্ধ)] ।

ঝাঁঝ্=[ব]—বি. সেঁউতি ॥ [<যন্ত্র ; অর্থ প্র] ।

ঝাঁরা=[না]—বি. লাউ কুমড়ার মাচা ॥ [দেখ ঝাঁ] ।

ঝাঁটৈ=[নো]—বি. মাছ ধরিবার যন্ত্র ॥

ঝাকন্=[ম]—বিণ. শক্ত ॥

২=[পা]—বি. মাল রাখার জন্য নায়ের মাচা, ধানের গোলা ॥

ঝাকর্=[ম]—বি. সাধারণ খাত্তা ॥ আইয্ ঝাকর্ লেহা ঐসে না । [<জাকড় হিং] ।

ঝাকা=[ফ, কুম]—বি. লতার মাচা ॥ কুমরা গাস্‌নি ঝাকার্ উপ্রে উডাইয়া দে । [<ঝাঁকা] ।

ঝাকান্‌কুনি=[ম, কুম]—বি. ঝরিবার পূর্বক্ষণ ॥ তার্ ঝাকান্‌কুনি দেইখ্যা ডর্ করে । [<জাঁ কন্দনী جان کندنی ফা.] ।

ঝাকাঝাকা=[সি]—বিণ. খুব বেশী ॥ ঝাকাঝাকা তাপ্ । [অনু.] ।

ঝাকার্ দেওয়া=[সি]—ক্রি. আন্দোলন করা, নাড়া দেওয়া ॥ মাগুইন্ ঝাল কৈয়া ঝাকার্ দিয়া দুইয়া আন্ । [ঝাকার (<ঝাঁকরান)+দেওয়া] ।

ঝাকি=[সি]—বি. ধান পরিষ্কার করার বড় চালুনি ॥ [<ঝাঁকা+ই প্র. ; ক্ষুদ্রার্থে] ।

২=[সি]—বি. সরিষার বীজ লইবার বাঁশের পাত্র ॥ [অর্থ প্র.] ।

ঝাকি জাল্=[ম, ঢা]—বি. মাছ ধরিবার জাল বিশেষ ॥ [<ঝাঁকি জাল] ।

ঝাকি বওয়া=[সি]—ক্রি. খুব চাপিয়া বসা ॥ ঝাবুমনি পেনা দানের্ উপ্রে বর ঝাকি বৈসে । [ঝাঁকিয়া বওয়া =বসা] ।

ঝাকুন্=[সি]—বি. ডাহুক ধরার এক প্রকারের ফাঁদ ॥

ঝাকুন্=[ম]—বি. দল, পাল ॥ ঝাকুর্ বাইন্দা যাও কৈ ?

ঝাকের্=[ম]—বি. শিষ্য ॥ পির্ শায়েবের্ অনেক্ ঝাকের্ আসেন্ । [যাকির ذاکر আং=যিকরকারী] ।

ঝাক্যা=[কুম]—ক্রি. বিণ. প্রচুর পরিমাণে ॥ [ঝাঁকিয়া] ।

ঝাকৈ=[পা]—বি. মাছ ধরিবার বাঁশ এবং বেতের তৈরী উপকরণ বিশেষ ॥

ঝাকেরে=[সি]—ক্রি. বিণ. ঝারে ঝারে ॥ আইয্ ঝাকেরে মেগ্ আইসে ।

ঝাকোই পারা=[পা]—ক্রি. চিৎকার করা ॥ [দেখ ঝাইওর্+পাড়া] ।

ঝাক্=[চা, কুম, ম]—বি. দল, ঝাঁক, স্তূপ ॥ এক্ ঝাক্ পৈঙ্ক ; নাইল্যার্ ঝাক্ । [<ঝাঁক ; জাগ] ।

২=[সি]—বি. গর্ব, শক্তি ॥ বেটার্ ঝাক্ দেখ, স্বল্প পুইলি তক্ বৈয়া নের্ না । [<ঝাঁক] ।

৩=[বা]—বি. কোন জিনিস ভিজাইয়া রাখা ॥ পোয়ুবার্‌ পাট্‌ যাক্‌ দিমু। [<জাগ]।

৪=[সি]—বি. মহিষের হালের একটি উপকরণ ॥ মৈশ্‌টায়্‌ যাক্‌ বাংইগা হালাইসে।

৫=[কুম]—বি. নদী বা ডোবায় ডালপালা দিয়া প্রস্তুত মাছের আশ্রয়। [দেখ যাক্‌ ৩, অর্ধ প্র.]।

যাক্‌যক্‌=[সি]—বি. আড়ম্বর ॥ [দেখ যাক্‌, +যুক অনু:]।

যাক্‌ ধরা=[ম]—ক্রি. পচিয়া যাওয়া ॥ আম্‌গুলা যাক্‌ দৈরা গেসে। [<জাগ ধরা]।

যাক্‌ দেওয়া=[চা]—ক্রি. পাট পচানোর জন্যে গাদা করিয়া পানিতে বিশেষ ভাবে রাখা ॥ [জাগ+দেওয়া]।

২=[সি]—ক্রি. পাকিবার উদ্দেশ্যে কল ঠাসাঠাসি ভাবে রাখিয়া তাপ দেওয়া। যাক্‌ দিয়া কলা পাকাইসে। [পূর্বে দেখ]।

যাক্‌ বাংগা=[সি]—ক্রি. শরীর-ভাঙা ॥ তাপে (জ্বরে) তার্‌ যাক্‌ বাংগি গেসে। [<ঝাঁক +ভাঙ্গা]।

২=[সি]—ক্রি. গর্ব দূর করা ॥ পিটিয়া বেটার্‌ যাক্‌ বাংগি দেও।

যাক্‌রানি=[সি]—ক্রি. নাড়া ॥ মডর্‌ গাবিতে উঠ্‌লে খালি যাক্‌রানি দেয়্‌। [<ঝাঁকরানি]।

যাক্‌রানো=[ম]—ক্রি. আক্রমণ করিয়া কথা বলা ॥ আমাকে যাক্‌রাইও না।

২=[খ]—ক্রি. ঝাঁকি দেওয়া ॥ ওষুদ্‌টা যাক্‌রাইয়া খাও।

যাক্‌লা যাক্‌লি=[চা]—বি. রাগা-রাগি, তর্কাতর্কি ॥ একথায়্‌ যাক্‌লা যাক্‌লি করিস্‌ না।

যাখা=[সি]—বি. মোরগের খাঁচা ॥ যাখা উল্‌টাইয়া মোরগ্‌ সার্‌। [< ঝাঁকা]।

যাখান্‌দানি=[সি]—বি. মৃত্যু ॥ তার্‌ যাখান্‌দানি ঐসে। [দেখ যাকান্‌দুনি]।

যাখ্‌=[সি]—বি. অহঙ্কার, বড়াই ॥ [দেখ যাক্‌,]।

যাগ=[কুম]—সর্ব. যাহাদের ॥ যাগ যিনিশ্‌ হেত্তারাই নিব। [<যাহা+গ =দের]।

যাগন্‌=[চট]—বি. সাম্পানে বিছাইবার তক্তা ॥ যাগন্‌ ন ঐলে শোয়ন্‌ ন যায়্‌।

২ =[সি]—ক্রি. পেটে অসুখ করা ॥ পোয়াডার্‌ পেডো কিত্তা যাগ্‌সে খালি আগে। [<জাগন=জাগা]।

যাগর্‌=[খু]—বি. <জাবর ॥ গরু ঘাশ্‌ খাইয়া পরে যাগর্‌ কাটে।

২=[ম, সি]—বিণ. উঁচু, বড় ॥ ই গাস্‌ বেশ্‌ যাগর্‌ ঐ গেসে। [দেখ যাগল্‌]।

যাগল্‌=[সি]—বিণ. বড়, বেশ বড় ॥ সেলেটা একটু যাগল্‌ ঐসে। [<জাগ (<জাগা=বাড়া)+ল প্র.]।

যাগা=[পা, চা, য]—বি. জায়গা, স্থান ॥ এখানে যাগা কম্‌। [<জগহ্‌ جگہ ফা.]।

যাগাযাগি করা=[পা.]—ক্রি. দর কষাকষি করা ॥ অত যাগাযাগি কর ক্যা। [অনু.]।

যাগানি=[পা]—বি. পাটের স্তূপের উপর কোন কিছুর চাপ ॥ যাগানি না দিলে পাট্‌ পচে' না। [জাগ + আনি প্র.]।

যাগির্‌=[সি]—বি. বিনামূল্যে থাকা খাওয়ার স্থান ॥ আইব্‌ কাইল্‌ যাগির্‌ পাওয়া মুশকিল্‌। [<জাগীর جاگیر ফা.]।

যাগিল্‌=[চা]—বিণ. পানির উপর কতক অংশ জাগিয়া রহিয়াছে এমন ॥ দানডা অহন যাগিল্‌ আসে। [<জাগ (<জাগা)+ইল প্র.]।

২=[ক]—বিণ. বড় ॥ তাগো নাও-এর্‌ তোন্‌ আমাগো নাও যাগিল্‌। [অর্ধ প্র.]।

যাগুর্‌=[কুম]—বি. গাছের ডালা পালা ফেলিয়া নদীতে তৈরী মাছের আশ্রয়স্থল ॥ খারিতে যাগুর্‌ দিলে মাস্‌ আছে। [<জাগ+উর প্র.]।

২=[কুম, খু]—বি. <যাগুর মাছ, মাছবিশেষ ॥

যাগুর্‌ যানি=[চট]—বি. গানের ধুয়া ॥

যাগুল্‌=[সি]—বিণ. বয়স্ক (পাখির শাবক)॥

যাগৈর্‌=[বা]—বি. অনেক কষ্টে জোরে চিৎকার, সমস্বরে চিৎকার ॥ [দেখ যাইওর্‌]।

যাগো করা=[পা]—ক্রি. ভাসাইয়া রাখা ॥ নৌকাডা যাগো কৈরা রাখ। [<জাগ (<জাগান=উত্থিত করা) +উ প্র. +করা]।

যাগোর্‌=[খু,পা,কু,য]—বি. রোমন্থন ॥ গরু খাওয়ার পর্‌ যাগোর্‌ কাটে। [দেখ যাগর্‌]।

যাগ্‌=[ম]—বি. পচা ॥ নাইলাগুলির যাগ্‌ ঐয়া গেসে। [<জাগ]।

২=[কুম]—বি. স্তূপ ॥ পাটের যাগ্‌ পানিতে পচ'ন্‌ লাগে ॥ [অর্ধপ্র.]।

৩=[ফ]—বি. মাছ এক জায়গায় রাখার জন্য নদীতে দেওয়া ডাল-পালা ॥ যাগে বড় বড় মাস্‌ থাকে। [অর্ধপ্র.]।

৪=[বা]—বি. হাঁস মোরগের রতি কর্ম ॥

৫=[পা]—বি. সারি বাঁধিয়া গান ॥ [<জাগর গান]।

যাগ্‌ গান্‌=[পা]—বি. পৌষ মাসের রাত্রে গীত, হিন্দুদের পৌরাণিক কাহিনী-মূলক গ্রাম্য সঙ্গীত ॥ [<জাগর গান]।

যাগ্‌ দেওয়া=[পা]—ক্রি. পচান, পাকানোর উদ্দেশ্যে একস্থানে সংরক্ষিত রাখা ॥ [<জাগ দেওয়া]।

২=[নো]—ক্রি. পুকুরে গাছের ডালপালা ফেলিয়া মাছের বাসা করা ॥

যাগ্‌বান্‌=[চট,সি]—বি. সুপারি গাছের মাচান ॥

যাগ্‌রন্‌=[খু]—বিণ প্রয়োজনা-তিরিক্ত॥ [দেখ যাগর্‌, ; জাগর+উন প্র.]।

যাগ্‌রেদ্‌=[য]—বি. প্রচার ॥ কথাডা খুব্‌ যাগ্‌রেদ্‌ ঐসে। [<জাগ্রত সং]।

যাগ্‌রোন্‌=[খু]—বিণ. নষ্ট ॥ [দেখ যাগ্‌রুন্‌ ; অর্থপ্র.]।

যাচি'য়া হাংগা বওয়া=[সি]—ক্রি. স্বেচ্ছায় বিপদ বরণ করা ॥ যাচি'য়া হংগা বৈচ,' অনুকু কিত্য কর্‌বায়্‌? [<যাচিয়া+সাঙ্গা (<সঙ্গ, আসঙ্গ) +বওয়া <বসা ; মূল অর্থ যাচনা করিয়া বিধবার পুনর্বিবাহ বসা]।

যাচ'্‌তি=[সি, পু]—বিণ. প্রচুর অত্যধিক ॥ মাসের্‌ দাম্‌ অনুকু বর যাচ্‌'তি। [<জাস্তি<জাস্তি<যিআদতী زیادتی ফা.<আঃ]।

যাডা=[নো]—বি. পুকুরে বা খালে ফেলা ডালা বিশেষ ॥

যাযেল্‌=[কু]—বি. মাঘ ও ফাল্গুন মাসের শুষ্ক অথচ ঝড়ো হাওয়া ॥ যাঁয়েল্‌ উঠ্‌লে ঠোঁট্‌ ফাটে।

যাযের্‌=[চা]—বিণ. মুড়ি ভাজা ছিদ্রযুক্ত পাতিল ॥ যাযেরের্‌ সেদা দিয়া বালু পরে। [<ঝাঁজরি (<ঝর্ঝর বা জর্জর সং)]।

যাযা=[ম]—বি. প্রতিফল ॥ বুরা কাম্‌ কর্‌লে তার যাযা পাইবা। [দেখ যযা]।

২=[কুম]—ক্রি.বিণ. শেষ, সর্বস্বান্ত ॥ পোলায়্‌ আমারে যাযা কৈরা ফাল্‌সে। [<ঝাঁঝরা(<ঝর্ঝর সং)]।

৩=[চা]—বিণ. কড়া ভাজা ॥ চা'ইল গুলা এক্‌কেরে যাযা ঐয়া গেসে। [ঝাঁঝাঁ অনু ; দেখ যাযানো]।

৪=[কুম, নো]—বি. গোলমাল, শোরগোল ॥ এরার্‌ যাযার্‌ লাইগ্যা রাইতে ঘুম্‌ হয়্‌ নাই। [<ঝাঁ ঝাঁ(অনু.)]।

যাযানো=[বা]—ক্রি. বেশী শুকান, রৌদ্রে পোড়ান ॥ [<ঝাঁঝাঁ(অনু.)+নো প্র.]।

যাযি=[সি]—বি. একজাতীয় ছোট বাতাবী লেবু ॥

যাঝর্‌=[পা, কুম, নো]—বি. মুড়ি ভাজিবার মাটির তৈরী ছিদ্র বহুল পাত্র, সচ্ছিদ্র চাল ধোয়ার পাত্র ॥ [দেখ যাযের্‌]।

যাযে যাওয়া=[য]—ক্রি. কৃশ হওয়া ॥ না খেতে খেতে লোক্‌টা যাযে গেচে'। [দেখ যাযা$_{৩}$]।

যাম্‌=[ম]—বি. অনুমান ॥ যাম্‌ নাই কেম্‌নে চ'ল্‌ব। [<জাঁচ হিং]।

২=[সি]—বি. জাহাজ ॥ [জাহাজ جهاز আঃ]।

যাম্‌যলিমান্‌=[চা, চট্ট]—বিণ. <জাজল্যমান, সত্য ॥

যাম্‌রা যাম্‌রা=[ফ]—বিণ. ছিদ্র ছিদ্র ॥ তর্‌ কতায়্‌ আমার দিল্‌ডা যাম্‌রা যাম্‌রা ঐয়া গ্যাসেগা। [দেখ যাযা$_{২}$; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

যাম্‌রি=[কুম]—বি. সচ্ছিদ্র পাত্র ॥ মুবি বাঘ্‌তে যাম্‌রি লাগে। [দেখ যাযের্‌]।

যাটা=[সি]—বি. বর্শা, বল্লম ॥ বাইয়ে বাইয়ে কাইয্যা লাগি বড় বায়ের্‌ পেটেদি যাটা বরি দিগে। [<যাটা <যষ্টি সং]।

যাটিয়া=[সি, নো]—বি. খয়েরী রঙের ছোট বক বিশেষ ॥ যাটিয়ার্‌ পাল্‌ বিলো পর্‌সে দান্‌ বাংগি খার্‌লো।

যাট্‌=[খু]—বিণ. ঢিলা ॥ গরুটা একেবারে যাট্‌। [<ঝাট সং; অর্থ প্র.]।

২=[ব, খু]—বি. কলুর ঘানির উপর বসিবার স্থান ॥

৩=[ব]—বি. সীমানা নির্ধারণকারী এলাকা ॥

যাট্‌নে=[কু]—বি. ময়লা ॥ যাট্‌নে দূরে ফেলে দাও। [<ঝাঁটা+ন +ইয়া প্র.]।

যাডা=[কুম, নো]—বি. মাছের জন্য পানিতে ফেলা গাছের ডালপালা ॥ যাডা ফালাইলে অনেক্‌ মাছ্‌ পাওয়া যায়্‌। [<ঝাটা সং+জা প্র.]।

যাডা কপাইল্যা=[কুম]—বিণ. হতভাগা ॥ এই যাডা কপাইল্যার্‌ কথা কৈও না। [<ঝাঁটা+কপাল+ইয়া প্র.]।

যাড়ি=[ম]—বি. বর্শা, বল্লম, ফালা ॥ যাড়ি দিয়া গাও মার্‌সে। [দেখ যাটা]।

২=[ফ]—বি. চোখের পিচুটি বা ময়লা ॥

৩=[ক]—বি. এক প্রকার ঘাস ॥

৪=[কুম]—বি. গাছের কাটা ডাল পালার স্তূপ বিশেষ ॥ [<ঝাট সং+ই প্র.]।

যাড়া=[পা, কু]—বি. কুলা ॥ যাড়া দিয়া চ'উল্‌ যাড়ে। [<ঝাড়া; অর্থ প্র.]।

যাড্যা যাওয়া=[পা]—ক্রি. জর্জরিত হওয়া ॥ ব্যাথায় যাড্যা গেল্‌। [দেখ যাযা$_{২}$; ঝাঁরা+ইয়া=ঝাঁরিয়া +যাওয়া]।

যাড়ো যা=[খু]—বিণ. শীতকালীন মুখের ঘা ॥ [<জাড় <জাড়া হিং <জাড্য সং+ঘা]।

যাতক্‌=[পা]—বি. প্রসব, খালাস ॥ বৌডা যাতক্‌ হতে বাপের্‌ বাড়ি গেসে। [জাত+ক]।

যাতা=[বা]—বিণ. যাত্রাকারী, যাহা যাইতেছে ॥ [<যা+তা প্র.]।

২=[য]—বি মই ॥ যমিতে ভালা যাতা দেয়া হয়্‌ নি। [<জাঁতা (<যন্ত্র সং) ; অর্থ প্র.]।

যাতাযাতি=[ম, পা]—বি. চাপাচাপি, হুড়াহুড়ি ॥ তোম্‌রা যাতাযাতি কৈর না। [<জাঁতা জাঁতি]

যাতান্‌=[খু]—ক্রি. সাজান, পাতান ॥ [<জাত (<জাতি)+আন প্র.]।

যাতা মারি=[সি]—ক্রি. বিণ. চাপ দিয়া ॥ ডাকাইত্‌ আমারে যাতামারি দর্‌সিল্‌। [<জাঁতা+মারিয়া]।

যাতালো=[খু]—বিণ. ঘন, প্রচুর ॥ [<জাঁতা+লো]।

যাতি=[চট্ট]—বি. কাঁচি ॥ [<যাঁতি (<যন্ত্র সং)]।

২=[পা]—বি. সরতা, সুপারী কাটার যন্ত্র ॥ [<জাঁতি<যন্ত্রী সং]।

৩=[খু]—বি. দড়ি ॥ যাতি না আলে গরু বান্‌দা যায়্‌ না।

৪=[ব]—অস. ক্রি. <যাইতে। তোর্ বন্ধুর্ শাতে দেখা হল, তাই যাতি করেসে।

যাতি পারি=[সি]—ক্রি. বিণ. অনিচ্ছা থাকা সত্ত্বেও চাপ দিয়া ॥ কাম্‌খান্ যাতিপারি দরি্‌ করাইলাম্। [<জাঁতিয়া পাড়িয়া]।

যাতি মারা=[খু]—ক্রি. ঘুম দেওয়া, আরাম করা ॥ সোয়ালডা ওহোন যাতিমারে বৈসে। [<জাঁতি+মারা; অর্থ প্র.]।

যাতিয়ালা=[সি]—বিণ. সদ্বংশীয় ॥ তাইন্ বর যাতিয়ালা, আমরারে দাওয়াত দিসে। [<জাত+য়ালা হিং]।

যাতি লাউ=[ম]—বি. কদু ॥ [<জাত+ই প্র.+লাউ (<অলাবু সং)]।

যাতু=[সি]—ক্রি. বিণ. গুদামজাত, জমা, stock ॥ অতো বাকৃরি যাতু কর্‌সে, হারাবসর্ চ'ল্‌বো। [<জাত +উ প্র.]।

যাতুক্যা=[চট্]—বিণ. নিত্য নৈমিত্তিক ॥ [দেখ যাতুক+ইয়া প্র.]।

যাতুক্=[চট্]—বি. রোজ, প্রতিদিন॥

যাতে মতে=[সি]—ক্রি. বিণ. বংশে সম্মানে, আচার ব্যবহারে ॥ গরিব্ ঐলেও তারা যাতেমতে বালা। [< জাত+এ (বিভক্তি)+মতে অনু:]।

যাতের্ কাসি=[পা]—বি. নৌকা তৈরীর সময় ব্যবহৃত মোটা রশি। [<জাঁত +এর (বিভক্তি)+কাছি]।

যাতোন্=[পা]—ক্রি. বি. চাপ দেওয়া ॥ [<জাঁত+অন প্র.]।

যাত্=[ফ]—বি. বেত মিহি করিবার যন্ত্র ॥ যাত্ সাড়া বেত্ তোলা যায় না। [<যাঁত (<যন্ত্র সং)]।

২=[ম]—বি. চুল বাঁধার রেশমী ফিতা বিশেষ ॥ বিয়ায় যাত্ আনে নাই। [<জাদ<জ'আদ جعد আং]।

৩=[কুম]—বি. খোঁপা ॥ মেয়ের্ মাথার যাতটা বর গুন্দর্। [দেখ যাত্২]।

৪=[ম]—বি. চাপ ॥ আমারে যাত্ দিলে কি কাম্ ঐবো? [< জাঁত (<জাঁতা)]।

৫=[ম]—ক্রি. বিণ. দ্রুত ॥ যাত্ কৈরা আয়। [<ঝট্]।

যাত্ অওয়া=[ঢা]—ক্রি. শক্তিশালী হওয়া, উর্বর হওয়া॥ পাড্ না বোল্‌লে যমিন্ যাত্ অয় না। [<জাত+হওয়া; অর্থ প্র.]।

যাত্ করা=[পা]—ক্রি. মার দেওয়া, শাস্তি দিয়া ঠিক পথে আনা ॥ [<জাত (<জাত)+করা]।

যাত্ কাডাইল্=[কুম]—বি. সুপারি কাটার চাকু ॥ [<যাঁত<যাঁতি+কাটাইর<কাটারী (<কর্তরী)]।

যাত্ কিনন্=[সি]—ক্রি. অর্থ দিয়া উচ্চ বংশে বিবাহ করা ॥ কম্ যাতিয়ালার্ টেকা হৈলে যাত্ কিনে। [<জাত+কিন্ (<কিনা) +অন]।

যাত্ কুম্‌ড়া=[খু]—বি. চালকুমড়া ॥ আমাদের বাড়ি যাত্ কুমড়া আসে। [<জাত কুমড়া (<কুষ্মাণ্ড)]।

যাত্ যাত্=[ফ]—ক্রি. বিণ. চমক, শিহরণ ॥ দোযকের্ কতা হুন্‌লে পরান্ যাতযাত্ কৈরা উডে। [অনু.]।

যাত্‌তে=[চট্]—অব্য. যাহার নিকট ॥ যাত্‌তে আসে দি ফেলা। [<যাহার ঠে<ঠাঁই]।

যাত পদ্ অওয়া=[ঢা]—ক্রি. সম্মানী হওয়া, উর্বরা হওয়া ॥ এইবার্ যমিন্‌ডা যাত্‌পদ্ ঐসে, বিলাতি ফাশ্ দিসি। [<জাতি+পদ+হওয়া]।

যাত্ পিটানো=[ফ]—ক্রি. ভাংগা জিনিস মেরামত করা ॥ নাওডার্ গুরা বাইংগা গ্যাসে, যাত্ পিটাতি হবে। [<জাঁত+পিটানো]।

যাত্‌বারি=[ঢা]—বি. বাড়া ভাত, অতিরিক্ত ভাত ॥

যাত্ বেচ'ন্=[সি]—ক্রি. টাকা নিয়া নিচু বংশে বিবাহ দেওয়া ॥ [<জাত+বেচ্ (<√বি—ক্রী সং) +অন প্র.]।

যাত্‌বাথি খাওয়া=[সি]—ক্রি. বিত্তহীন উচ্চবংশীয় লোকের অনর্থক বড়াই করা ॥ যাতবাথি কতোদিন্ খাইবায় কাম্ করিয়া খাও। [<জাত+ভাজিয়া+খাওয়া]।

যাত্ মত্=[সি]—বি. সামাজিক মর্যাদা ॥ [<জাত+মত (অনু:)]।

যাদি=[পা]—ক্রি. বিণ. শীঘ্র ॥ [<জলদী হিং]।

যাদু১=[ফ, নো, কুম]—বি. চাঁচা চাচী, ফুপু ॥ যাদু আইসে বৈতে দে।

যাদু২=[সি]—বি. স্ত্রীলোকের বেণীর আবরণ ॥ এক্‌টা যাদর্ মাথে নড়া ভাল্ থাকে। [দেখ যাত্২]।

যাদ্‌রাল্=[পা]—বিণ. উপযুক্ত ॥ [<জাঁদরেল<general ইং; অর্থ প্র.]।

যানা=[রা]—বি. পানির পান পাত্র ॥

যানানি=[পা]—ক্রি. বি. বরের বাড়িতে নববিবাহিতা কন্যার আত্মীয় স্বজনের সর্বপ্রথম দাওয়াত, ওলিমার যিয়াফত ॥ [জানান+ই; অর্থ প্র.]।

যানাহুনা=[সি]—বিণ. চেনা, পরিচিত ॥ হে আমার যানাহুনা লোক্। [<জানা শুনা]।

যানি=[বা]—বি. পুকুরের নালা, যে নালা দিয়া পানি ও মাছ আসা যাওয়া করে ॥ যানি খোলা না রাখ্‌লে মাছ্ আইব কেম্‌নে? [দেখ যান্২; √যা]।

২=[সি]—বি. জোনাকি পোকা ॥ [<জোনাই < জোনাকি কিংবা < জোইনি প্রা. বাং]।

যানে মালে=[ম]—ক্রি. বিণ. সর্বপ্রকারে, মানসম্মানে ॥ যানেমালে বাইচ'চ্যা থাকলে হগ্‌লৈ পামু। [<জান جان ফা.+এ (বিভক্তি)+মাল مال আং +এ (বিভক্তি)]।

যানের্ উপর্ গদ্ব্‌ন্বান্=[সি]—ক্রি. বি. পরিশ্রম দ্বারা জীবিকা

অর্জন ॥ [< জান (দেখ যানে মালে) + এর (বিভক্তি) + উপর + গুষরান উর্দু < گذران ফা.]।

যানের, যান্=[ম]—বিণ. প্রাণাধিক ॥ বৌ তার্ যানের্ যান্। [< জান (দেখ যানে মালে) + এর (বিভক্তি) + জান جان ফা.]।

যান্=[খু]—বিণ. নষ্ট, ক্ষতি ॥ ভাত্ যান্ করো না ॥ [যিয়ান زیان ফা.]।

২=[বা, পা, কুম, ক, চা, ম, সি, চট্ট]—বি. পুকুরের পানি নিষ্ক্রমণ ও প্রবেশের পথ, পুকুর ও খালের সংযুক্ত নালা। [দেখ যানি]।

যান্‌কন্‌দনি=[ম]—বি. মৃত্যু যন্ত্রণা ॥ পাপিদের্ যানকন্দনি যয়ানক্ ঐবো। [দেখ যাকান্দনি]।

যান্ কাচ'া কাচ'া=[পা]—অব্য. অবস্থা খারাপ ॥ এক্ বারিতেই কুত্তাডার্ যান্ কাচ'াকাচ'া ॥ [< জান (< جان ফা.) + কাচা (< কবচ + আ সং) + কাচা]।

যান্ কাবেয্=[পা]—বি. অত্যধিক যন্ত্রণাদায়ক অবস্থা ॥ [< জান (جان ফা.) + কব্‌য قبض আং]।

যান্ খাওয়া=[ম]—ক্রি. বিরক্ত করা ॥ [< জান(< جان ফা.) + খাওয়া ; অর্থ প্র.]।

যান্‌যর্=[ম]—বি. ছিদ্র বহুল মাটির পাত্র ॥ [< দেখ যাযাইর্]।

যান্‌যারা=[বা]—ক্রি. বিণ. শান্ত, ঝরঝরা ॥ এক্টু যিরাইয়া যান্‌যারা ঐয়া কামে নামো। [< জান (< جان ফা.) + ঝাড়া (< √ঝাড় + আ)]।

যান্‌যালি=[ম]—বি. ধমক ॥ যানযালি খাইয়া উঠ্‌ল। [< ঝন্ ঝন্ (অনু.) + লি প্র.]।

যান্‌যি=[কুম]—বি. ঝিঁ ঝিঁ রোগ বিশেষ ॥ পায়ে যান্‌যি দর্‌সে। [< ঝিঁঝিঁ (অনু.) = ঝিঝি]।

যান্‌যির্=[ম]—বি. টক বাতাবী লেবু ॥ [< জামাইর = জাম্বীর]।

যান্‌যুরি=[কুম]—বি. ছিদ্রযুক্ত পাতিল ॥ যান্‌যুরিত্ কৈরা চাউল্ দো। [দেখ যাযৈর্ + ই প্র.]।

যাঁন্‌যুর্=[কুম]—বি. চাউলের ছাকনী ॥ [দেখ যাযৈর্]।

যান্‌যর্, যাব্‌না=[ম]—বি. মুড়ি ভাজিবার সচ্ছিদ্র মাটির পাত্র বিশেষ ॥ [দেখ যাযৈর্ + ছাবন = একত্র করণ + আ প্র.]।

যান্‌টাকোর্=[খু]—বি. দড়ি পাকাইবার যন্ত্র ॥ [যান (= জানকি, জাজি = দড়ি) + টাকুর < টাকু (< তর্কু সং) + র]।

যান্‌টু=[নো]—বিণ. শক্ত ॥ এই যান্‌টু মাল্ কোনাই নিবা। [দেখ যন্টু]।

যান্‌টুমাল্=[সি]—বিণ. দুর্দান্ত. প্রতাপশালী ॥ লোক্‌টা খুব যান্টু মান্। [< gentle man ইং]।

যান্‌টুশ্=[সি]—বিণ. দুর্দান্ত, প্রতাপশালী। লোক্‌টা যান্টুশ্ ঐ গেসে। [দেখ যান্টুমাল্]।

যান্‌ঠুমান্=[ম]—বিণ. সুদৃঢ়, শক্ত ॥ হে এক্‌যন্ যান্‌ঠুমান্ পালোয়ান্। [দেখ যান্টুমাল্]।

যান্‌ড=[ম[—বি. শেওলা ॥ পুশ্‌কুনিডা যান্‌ডে বরা।

যান্‌ডি=[চট্ট]—বি. তাগা, কোমরে ব্যবহৃত সুতা ॥

যান্‌ডিল্=[নো]—বিণ. ঝগড়াটে ॥ ই যান্‌ডিলের্ লগে কতা কৈস্ না।

যান্‌ডু=[চা]—বিণ. বুড়া, বয়স্ক ॥ বোয়াল্‌ডা একেবারে যান্‌ডু। [দেখ যান্টু]

যান্‌ডুমান্=[চট্ট]—বিণ. ভদ্রলোক ॥ ইতার্ হৌরে বর যান্‌ডুমান্। [দেখ যান্টুমাল্]।

২=[চা]—বিণ. বৃহৎ, খুব বড়, বলবান ॥ তর্ মতন্ যান্‌ডুমানে এই কাম্‌ডা পারব না। [দেখ যান্টুমাল্]।

যান্‌ডো=[খু]—বি. ফোস্কা, এক প্রকার পায়ের রোগ ॥ আমার্ পায়ে যান্‌ডো উঠেসে। [< ঝামড়ো; অর্থ প্র.]।

যান্‌তা=[চট্ট]—বিণ. ঝানু, অতি মুখরা, কর্কশ ॥ যান্‌তা মানুশর্ পাল্লায় পড়ি কশ্‌ট পাবি। [দেখ যান্টু]।

যান্‌দা=[সি]—বিণ. শান্ত, ঠাণ্ডা ॥ মানুশটা বর যান্‌দা, রাগ্ নাই। [জান্‌তা < জান < √জ্ঞা সং = জ্ঞানী কিংবা < শান্ত]।

যান্‌দার্=[ম]—বি. প্রাণী ॥ [< জানদার جاندار ফা.]।

যান্‌দিল্=[কুম]—বি. মনঃপ্রাণ ॥ [< জান جان + দিল دل ফা.]।

যান্‌দ্=[চট্ট]—বি. পুকুরের নালা ॥

যান্‌না=[ম]—বি. ধান ঝাড়িবার কুলা ॥

যান্‌পরান্=[সি]—বিণ. প্রাণতুল্য ॥ [< জান(< جان ফা.) + প্রাণ সং]।

যান্‌লা=[পা]—বি. মাচা ॥ লাউ গাসের্ জ্যাক্‌টো যান্‌লা বানান্ লাইগ্‌ব। [< জাংলা]।

যান্‌হি=[কুম]—বি. আগুন রাখার দড়ি ॥ খেতে কাম্ কর্‌তে গেলে, যান্‌হি নিতে অয়।

যাপন=[বা]—বি. মালপত্র বোঝাই করার জন্য নৌকার খোলে বিছানো তক্তা ও চাটাই ॥

যাপর্‌দি=[ম] —বিণ. বোকা, অকর্মণ্য ॥ হে এক্‌টা যাপর্‌দি। [< যফর উদ্দীন ظفرالدين আং ; অর্থ প্র.]।

যাপা=[ফ, খু]—বিণ. অত্যধিক ॥ আমার্ খাওয়া যাপা হয়ে গেসে। [< ইযাফ: اضافه আং ; ই লোপ]।

২=[বা]—বি. বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ॥

যাপাই=[কুম]—ক্রি. বিণ. ঘন হইয়া ॥ গাসে যাপাই আর্ দর্‌সে। [< ঝাঁপাইয়া]।

যাপানো=[ফ, ম]—ক্রি. গোসল করান ॥ গরুডারে যাপাইয়া আন্। [< ঝাঁপানো]।

২=[বা]—ক্রি. তাড়ানো ॥ গরুটারে যাপাইয়া দে। [অর্থ প্র.]।

যাপার্=[কা]—বি. কেরায়া নৌকার চাল॥ যাপার্ শরাইয়া গাহক্ নৈতে দ্যাও। [<ঝাঁপ হিং+র]।

যাঁপি=[কুম]—বি. <ঝাঁপি, মঞ্জুষা॥

যাপর্, যপর্=[সি] —অব্য. জলের শব্দ॥

যাপোট্=[কু]—ক্রি. বিণ শীঘ্র॥ যাপোট্ কায্ শার্। [ঝটফট]।

২ =[পা]—বি. ঠাণ্ডা বাতাস॥

যাপৈর্=[চা]—ক্রি. বিণ. তাড়াহুড়া॥ এক্ যাপৈর্ দিয়া কাপড়া মাগ্ দৈরা আনি। [অনু.]।

যাপ্=[চা]—বি. ঝাঁপ, লাফ॥ যাপ্ দিয়া কোলে আছে। [<ঝাঁপ(<ঝম্প সং]।

২ =[পা, কু]—বি. কাচারী ঘরের আলগা বেড়া বিশেষ॥ [<ঝাঁপ]।

৩ =[খু]—বি. মাটির চটকানো পিণ্ড॥ [<জাব]।

৪ =[কুম]—বি. আক্রমণ॥ [দেখ যাপ্]

৫ =[সি]—বি. গুল্ম, জঙ্গল॥ ঐত যাপে বাগ্ আসে। [<ঝোপ]।

যাপ্ করা=[খু]—ক্রি. পাঁক করা, কাদা করা॥ [দেখ যাপ্$_{৪}$ +করা]।

যাপ্কো=[খু] —বিণ. পুরাতন (রোগ)॥ [<যাপ্য সং]।

যাপ্ যাওয়া=[পা]—ক্রি. পশুর কামভাব দশা॥ গাইডা এবার যাপ্ গেসে। [ঝাঁপ(ঝম্প) ; অর্থ প্র.]।

যাপ্নি=[চা]—বি. গরুর ঘাস রাখার পাত্র॥ [জাব+নি প্র.]।

যাপ্পুরি=[পা]—বি. জলক্রীড়া, হাত দ্বারা জল ছিটাইয়া খেলা॥ [<ঝাপ্পুর (ধ্বন্যা.)+ই প্র.]।

যাপ্পুর্, যুপ্পুর্=[পা]—ক্রি. বিণ. উত্তরোত্তর, পর পর॥ আইয্ খালি যাপ্পুর্ যুপ্পুর্ মেগ্ আইতাসে। [অনু.]।

যাপ্রা=[ফ]—বি. আদা॥ আদ বিগা বই যাপ্রা বুন্সি॥

২ =[সি]—বি. ঝোপ॥ গাসে বব যাপ্রা ঐ গেসে। [<ঝোপ (<ক্ষুপ সং)+রা প্র.]।

যাপ্ রাখা=[পা]—ক্রি. গর্ভধারণ করা॥ গাইডা এবার্ যাপ্ রাখ্সে। [দেখ যাপ্ যাওয়া]।

যাপ্রি=[কু, পা]—বি. বাঁশের পাতার তৈরী একপ্রকার ঠোঙা॥ আমের চা'রাডা যাপ্রি দিয়াগ রি, নৈলে গরুতে খাবে। [জা'ফরী جعفری আঃ]।

যাপ্শা=[সি]—বিণ. অস্পষ্ট, অপরিষ্কার॥ যাপ্শা লেখা কে পর্বো? [<ঝাপসা]।

যাপ্সুপ্=[সি]—বি. ডালপালা॥ [<ঝাপ (অনু:)+ঝোপ (<ক্ষুপ সং)]।

যাফত্=[সি]—বি. নিমন্ত্রণ, দাওয়াত॥ শালির্ বিয়ায্ যাফত্ পাইসি। [<যীআফত্ ضيافت আঃ]।

যাফন্=[চট্ট]—বি. নৌকার মাচান॥

যাফা=[কুম]—বিণ. অতিরিক্ত, ডবল॥ বিযাইর্ পাতেই খালি যাফা ডাইল্ল না, অন্যের্ দিগেও খেয়াল্ রাইখ্য। [দেখ যাপা]।

২ =[চা]—বি. মাচা॥ লাউ গাসে যাফা দেও। [<ঝাঁপ (হিং)+আ]।

যাফান্দানি=[চা]—বি. যন্ত্রণা॥ বর যাফান্দানিতে আসি। [দেখ যাফান্দুলি]।

যাফ্র=[বা]—বি. কোলা ব্যাঙ॥

যাফ্=[কুম]—ক্রি. বি. ঘরের মধ্যস্থ বেড়া॥ [দেখ যাপ্$_{৩}$]।

যাবড়্যুড়ি=[ফ]—বিণ. নোংরা॥ ঘর্খান্ বড় যাবড়্যুড়ি। [<জবড়জঙ্গ +ই প্র.; অর্থ প্র.]।

যাবর্ কাটা=[ব, খু]—ক্রি. তালবাহানা করিয়া সময় কাটানো॥ [<জাবর কাটা ; অর্থ প্র.]।

যাবর্যঙ্=[ম]—বিণ. হিজিবিজি, এলোমেলো॥ তার্ হগ্গল্ কামে যাবর্যঙ্। [দেখ যাবড়্যুড়ি]।

যাবর্ দিয়া বশা=[পা]—ক্রি. মাটিতে নিতম্ব লাগাইয়া বসা॥ যাবর্ দিয়া বশ্, বহুত্ কথা আসে।

যাবর্ দেওয়া=[সি]—ক্রি. ভিজান॥ গা যাবর্ দিয়া হল্দি আও। [জাব+ড় প্র.+দেওয়া]।

যাবা=[সি]—বি. এক প্রকার কলা॥

২=[সি]—বি. যাভার চিনি॥ আমার্ লাগি দুইশের্ যাবা আইন্য। [<যাভা (দ্বীপ বিশেষ) হইতে আগত বলিয়া]।

৩ =[সি]—বিণ. ঘন, অস্পষ্ট॥ ই লেখা একেবারে যাবা ঐ গেসে। [দেখ যাপ্শা]।

৪ =[পা]—বি. খড়॥ গরুটাকে এক গাসা যাবা দ্যাও। [<জাব(<জবস সং)+আ প্র.]।

৫=[ম]—বি. শুকনা পাতার স্তূপ॥ [দেখ যাবা$_{৪}$]।

৬=[সি]—বি. কোন কিছুর রস নিংড়ানোর পর অবশিষ্টাংশ, পরিত্যক্ত দ্রব্য॥ [<ছাবা<ছাবড়া, ছোবড়া]।

৭=[কুম, সি]—বিণ. নির্বোধ॥ তুমি দেহ এক্টা যাবা

যাবাক্=[ম]—ক্রি. বিণ. যাইবার॥ ঐ পাস্ বায্ যাবাক্ না চা'য়্। [<যাওয়া+ক (সম্বন্ধ কারকে)]।

যাবাযি=[চা, কুম]—বি. অনর্থক পরিশ্রম, কাজ নিয়া হাহাকার॥ এত যাবাযি কৈরা লাব্ ঐল কি? [<জান বাযী جان بازی ফা.]।

যাবায্বা=[সি]—বি. আবর্জনা॥ দেখ যাবা+যুবা অনু.]।

যাবা মাছ্=[য, খু]=বিণ. ছোট মাছ বিশেষ॥ [দেখ যাবা$_{৪}$+মাস; অর্থ প্র.]।

যাবায্রা=[চট্ট]—বিণ. শেষের অংশ॥ দেখ যাবা$_{৬}$+ঝরা]।

যাবার্=[কুম]—বি. আলিঙ্গন॥ তারে যাবার্ দিয়া দর্লাম্। [ঝাঁপ (<ঝম্প সং)+আর প্র.]।

২=[ম]—বি. দুই তিন চাষের পর দেয় মই॥

৩ =[চা, কুম]—বি. ডুলি, ধান চাল রাখার বাঁশের পাত্র বিশেষ, জালাজাতীয় বড় মৃৎপাত্র॥ [দেখ যাপার্ ; অর্থ প্র]।

যাবার্ দেওয়া=[ব]—ক্রি. চাষ করিয়া কাদা করার পর মই দেওয়া, পচানো ॥ [দেখ যাবার্২+দেওয়া]।

যাবালি=[য, খু]—বি. ঘামাচি ॥ গরমে গায়ে বড় যাবালি উঠে।

যাবি=[খু]—বি. ক্ষুদ্র ঘাস ॥ খেতের্ যাবি ফেল্‌তে আঁচ্‌ড়া লাগে। [< জাব (<জবস সং)+ই প্র.]।

যাব্‌ইরা=[কুম]—ক্রি. বিণ. জাবড়াইয়া, আঁকড়াইয়া ॥ তারে যাবুইরা দর্‌লে কেরে? [জাবড়াইয়া<জাবড়ান =জড়ান]।

যাবন্=[চা]—বি জাম ॥ ক' ॥ যাবুন কত কৈরা শের্? [<জামুন হিং, জাম (<জম্বু সং)+ন প্র.]।

যাবর্=[পা]—বি. জাবর, রোমন্থ ॥ [<জাবর]।

যাবেতা=[চট্ট]—বি. প্রণালী, ধারা ॥ [<যাবিতঃ ضابطة আঃ]।

যাবেতাবে=[সি]—ক্রি. বিণ. কোন প্রকারে, কোন উপায়ে ॥ [অনু.]।

যাবোর্=[ফ]—বিণ. দৃঢ় ॥ যাবোর লোক্‌টার একটু শরম্ নাই।

যাব্=[কু]—বি. কাদা ॥ [<জাব]।

২=[পা]—বি. প্রলেপ, পটি ॥ [<জাব]।

৩=[কুম]—বিণ. বেকুব, বোকা ॥ আইয়্ কাইল্ যেন্ যাব্ আর দেখি নাই।

৪=[পা]—বি. জমির বর্ষাকালীন জঙ্গল ॥ যমির্ যাব্ ফেল্‌তে নৌকা লাগ্‌বো। [<জাব (<জবস সং)]।

৫=[ফ]—বি. দরজা ॥ ঘরের্ যাবড়া আটকাইয়া দেও। [<ঝাঁপ হিং]।

যাব্‌ড়া=[খু]—বিণ. অপরিষ্কার ॥ [<জাবড়া (<জাব+ড়া)]।

যাবড়ি=[খু]—ক্রি. বিণ. পা গুটাইয়া, উপুড় হইয়া ॥ যাবড়ি দিয়া বও।

যাব্‌ড়ে যাওয়া=[খু]—ক্রি. চুপসাইয়া যাওয়া ॥ লেখাটা যাব্‌ড়ে গেসে। [< জাবড়াইয়া <জাবড়ানো =এলোমেলো হওয়া]।

যাব্‌দ্=[ব, খু]—বিণ. মজবুত ॥ যাব্‌দা জিনিস্। [<যবত্ ضبط আঃ; অর্থ প্র.]।

যাব্‌না=[পা, খু]—বিণ. খড় খইল ভুষি ইত্যাদির মিশ্রণ ॥ গুরুটাকে যাব্‌না খাওয়াম্ হবে। [<জাবনা< জাব(<জবস্ সং)+না প্র.]।

যাব্‌নাল্=[খু]—বি. দেওধান, ধান বিশেষ ॥

যাব্‌বুর্=[য, খু]—বি. যবুর, আসমানী পুস্তক ॥ [<যবুর زبور আঃ হযরত দাউদ (আঃ) এর উপর, অবতীর্ণ হয়]।

যাব্‌রা=[ব, সি, ম]—বি. নানাপ্রকার ঘাস, চষাজমির আবর্জনা। [<জাব (<জবস সং)+রা]।

যাব্‌রা আত্ ধওয়া=[সি]—ক্রি. এক পাত্রে বহু লোকের হাত ধোওয়া ॥ যাব্‌রা আত্ দেলে আত্ শাফ্ অয় না। [<জাবড়া হাত ধোওয়া]।

যাব্‌রাই=[নো]—ক্রি. বিণ. আগ্রহ সহকারে ॥ যাবরাই ধর্‌লেই ধইর্‌বো। [দেখ যাবরাইয়া]।

যাবরাইয়া=[কুম]—ক্রি. বিণ. জড়াইয়া ॥ কাবনুড়া যাবরাইয়া বাঁধ দেও। [দেখ যাবড়ে যাওয়া]।

যাবরাখানি=[ম]—বি. খিচুড়ী জাতীয় অন্ন। [জাবড়া+খানা হিং]।

যাব্‌রান্=[সি]—ক্রি. কাবু করা ॥ যরে তারে যাবরি লেগেসে। [দেখ যাবড়ে যাওয়া, অর্থ প্র]।

যাবরি=[চা]—বি. জব ॥ এই খোঁয়া যাবরি দিয়া আয়। [<ঝাঁপ+ই বিণ.]।

২=[পা]—বি এক প্রকার ঘাস। এই যমিনডায় যাবরি বনা।

৩=[খু]—বি. বাঁশের পাতলা কাটি ॥ যাবরি দিয়া বেড়া দিবে সুন্দর দেখায়। [দেখ যাপ্‌রি]।

যাবরি দেওয়া=[চা]—ক্রি. ডুব দেওয়া, মাথা ভিজাইয়া স্নান করা ॥ কানায় ভর্তি, পরিপূর্ণ, ঠাসাঠাসী ॥ [দেখ যাবরি+দেওয়া]।

যাবাড়্‌দি=[সি]—বি. কঠোর পরিশ্রম ॥ যাবড়্‌দির্ ফল্ পাইবার্। [<জেরী মরদি<জওয়ান মরদী جوانمردى ফা. =বাহাদুরী]।

যামা=[চা]—বি. খোসা, আবরণ ॥ গুপারির্ যামা হালাইয়া দাও। [< জামহ্ جامه ফা.]।

২=[কু]—বি. অধিক পোড়া ইট ॥ যামা দিয়া অনেকে পাও ঘষে। [< ঝামা(<ঝামক সং)]।

৩=[কু]—বি. জানু ॥ যামা পাড়িয়া বস। [<জঙ্ঘা]।

যামার্=[চট্ট]—বি. মরিচা, উপবিভাগের ময়লার স্তর ॥ [< যংগার زنگار ফা.]।

যামি=[কুম, সি]—বি. দাঁতের মাড়ি ॥ আমার্ যামি ফুইল্‌সে। [<জম্ভ+ই]।

২=[কুম]—বি. চিবুক ॥ [পূর্বে দেখ]।

৩=[বা, ক]—বি. চোয়াল ॥ একটার্ যামি দৈরা পাওয়াও। [পূর্বে দেখ]।

যামিন্=[খু]—বি. যামান বাঁধন ॥ লেড়াটিরে কোনরকমে যামিন্ দিয়া থো। [<যামিন ضامن আঃ, অর্থ প্র.]।

যামিয়া লাগা=[ব]—ক্রি. কোন কিছুর নাড়া বন্ধ হওয়া ॥

যামিন=[বা]—বি কয়লা, ধারণী দে ॥ যামিন দিয়া হবে ॥ [< ...]।

যামোঁর=[নো]—বি. এক প্রকার গাছ ॥ ...

যামেন্=[সি]—বি. কচুরি পানা ॥ [... germnay ... কচুরি পানার ...]।

যামোই=[]—বি. জামাই ॥ ... জামাই ... [<জামাই <জামাতৃ সং]।

যামোট্=[পা]—বি <ঝাপটা ॥

যাম্=[কুম, পা সি]—বিণ. কানায় ... যাম্। [<জামি' جامع আঃ]।

২=[ম, সি]—বি. পেয়ালা, বাটি ॥ যাম্‌ ভরা দুদ্‌। [<জাম جام ফা.]।

৩=[সি]—বি. জমাট, আটক ॥ আমার্‌ কলম্‌টা যাম্‌ ঐ গেসে। [< বং زنگ ফা.]।

যাম্‌কা=[সি]—বি. কাজের অত্যাধিক চাপ ॥ কামের্‌ বর যাম্‌কা লাগ্‌সে। [দেখ যাম্‌+কা]।

যাম্‌খদ্‌ইরা=[চা]—বি. ধান বিশেষের নাম ॥

যাম্‌টা=[পা]—বি. অগ্নি সম্বলিত রজ্জু ॥ যাম্‌টা হতে বিড়িতে আগুন্‌ দরা।

২=[খু]—বি. কম্বল ॥ খেতে লাগল্‌ না দিলে যাম্‌টা বারি যায়্‌। [< ঝাঁপটা ; অর্থ প্র.]।

৩=[ক]—বি. মুখনাড়া, অভিমান, অহংকার ॥ যাম্‌টা দিয়া কতা কয়্‌। [<ঝামটা]।

যাম্‌টাকুর=[ফ]—বি. সুপারি পাকাইবার গর্ত ॥ [দেখ যাম টাকোন]।

যাম্‌টানো=[ফ]—ক্রি. সঙ্কুচিত হওয়া, শুকাইয়া যাওয়া ॥ বৈদে খাইটা তার্‌ মুখ্‌চোখ্‌ যাম্‌টাইয়া গেসে।

যাম্‌ড়ি=[কু]—বি. কোন জিনিস শক্ত করিয়া ধরিবার হাতিয়ার, সাঁড়াশী ॥ [দেখ যাম্‌বুরা]।

যাম্‌দি=[ম]—বি. মরিচ, লঙ্কা ॥

যাম্‌পুরা=[কুম]—বি. বাতাবি লেবু ॥ যাম্‌পুরা কম্‌লার মতন্‌ শাদ্‌। [<জাম্বুরা <জম্বীর]।

যাম্‌বারি=[নো]—বি. গণতন্ত্র ॥ [<জমহুর جمهور আং+ই প্র.]।

যাম্‌বির্‌ গাছ্‌=[কু]—বি. লেবু গাছ ॥ [<জম্বীর গাছ]।

যাম্‌বিল্‌=[ম]—বি. ভিক্ষার ঝুলি ॥ সব্‌ হারাইয়া এখন্‌ যামবিল্‌ লৈসে। [<যম্বীল زنبيل ফা.]।

যাম্‌বুরা=[পা]—বি. সাঁড়াশী, কাঁচিকল ॥

২=[খু]—বি. বাতাবি লেবু ॥ যাম্‌বুরা খাইসস্‌? [দেখ যাম্‌পুরা]।

যাম্‌বোম্বাই=[পা]—বিণ. রীতিমত বোম্বাই ॥ নৌকাটা একেবারে যাম্‌ বোম্বাই হৈসে। [দেখ যাম্‌+বোম্বাই]।

যাম্‌মু=[পা]—ক্রি.বি. হাটুগাড়িয়া ॥ যাম্‌মু দিয়া বস্‌। [দেখ যামা৩]।

যাম্‌মুখা=[চট]—বিণ. তর্কবাজ, মুখরা, ঝগড়াটে ॥ [<যম+মুখ+আ প্র.]।

যাম্‌রা=[সি]—বিণ. পানসে ॥ পুকুর্‌ থাকি তোলা আম্‌গুন্‌ যাম্‌রা ঐ গেসে।

যাম্‌লি=[সি, ফ, খু]—বি. পয়সা রাখার সুতার থলি, আম রাখার থলি ॥ [দেখ যাম্‌বিল্‌]।

যাম্‌শাড়ি=[পা]—বিণ. জামরঙা শাড়ি, নীল ও লাল সুতায় তৈরী শাড়ি কাপড় ॥ মেয়েটা যাম্‌শাড়ি পর্‌সে। [<জাম(< জম্বু সং)+শাড়ি]।

যামিল্‌=[কুম]—বিণ. অজ্ঞ, মূর্খ ॥ [দেখ যাইল্‌]।

যামুর্‌=[কুম]—বি. দল ॥ মাসে যামুর্‌ বান্‌সে।

যামের্‌=[চট]—বি. কাগজী লেবু ॥ [<জাম্বীর]।

যাম্বৈ=[পা]—বি. আগাছা উৎপাটনের জন্য চাপ ॥ [দেখ যওই দেওয়া]।

২=[কুম]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

যায়্‌=[চা]—বি. পদ, বাবদ ॥ চাঁউলের যায়্‌ দশ টাকা দেও। [<জা جا ফা. ; অর্থ প্র.]।

২=[ফ]—বি. ন্যায় ॥ [অর্থ প্র.]।

৩=[চা ফ]—বি. তালিকা ॥ বিয়ার্‌ শদাইয়ের্‌ যায়্‌ লৈয়া যাও। [অর্থ প্র.]।

যায়্‌ করা=[খু]—ক্রি. হস্তলিপির অনুশীলন করা ॥ [দেখ যায়্‌+করা ; অর্থ প্র.]।

যায়্‌গার্‌ দন্‌, যায়্‌গায়্‌ যাওয়া=[সি]—ক্রি. মৃত্যু হওয়া ॥ [<জায়গা (<জগহ্‌ جگه ফা.)+র (বিভক্তি)+ধন+জায়গায় যাওয়া ; অর্থ প্র. ; বাগ্‌ধারা]।

যায়্‌যবাব্‌=[খু]—বি. জবাবদিহি ॥ মৈরা গেলে যায়্‌যবাব্‌ দেওন্‌ লাগব্‌ খোদার্‌ কাসে। [< জায় (অনু:)+জবাব جواب আঃ]।

যায়্‌ ধরা=[পা]—ক্রি. পৃষ্ঠপোষকতা করা ॥ গুন্‌ডাডাকে আমি যায়্‌দো, তুমি যায়্‌ দৈয়ো না। [দেখ যায়্‌+ধরা ; অর্থ প্র.]।

যায়্‌ফল্‌=[কুম]—বি. ফল বিশেষ ॥ [<জাতি ফল সং]।

যায়্‌বেযায়্‌=[কুম]—বিণ. যাহা ইচ্ছা তাহা ॥ এত যায়্‌ বেযায়্‌ কতা কও কেরে? [<দেখ যায়্‌+বে بے ফা.+জা(<جا ফা.)+য় বিভক্তি]।

যায়্‌মতো=[পা]—ক্রি. বিণ. ঠিক মতো ॥ যায়্‌ মতো কথা কৈলে কোন দোশ্‌ ঐ ত না। [দেখ যায়্‌২]।

যায়্‌ লাগানো=[সি]—ক্রি. পত্তা করা ॥ ইগরিবের্‌ একটা যায়্‌ লাগাও। [দেখ যায়্‌৩+লাগানো]।

যায়্‌ হওয়া=[সি]—ক্রি. মারা যাওয়া ॥ ইবার্‌ হেযায়্‌ কত মানুশ্‌ যায়্‌ ঐ গেল্‌ [<যাই' ضائع আং=নষ্ট+হওয়া ; অর্থ প্র.]।

যারক্‌=[সি]—বিণ. ইতর, অসভ্য ॥ [<জার সং+ক প্র.]।

যারক্‌ পয়া=[ন, সি]—বি. জারজ পুত্র ॥ বেডা যারক্‌ পুয়ার্‌ কুজানি কিবে? [দেখ যারক্‌+পো(<পুত্র)+আ]।

যারড্যা=[ব]—বি. আবর্জনা ॥ যারড্যা পুড়া কি ভাত্‌ আন্‌দা যায়্‌?

যারন্‌=[সি]—বি. সালসা বা শক্তিশালী ঔষধ ॥ শোনাযারন্‌ খাইয়া দেখো বেটা খাশি ঐ গেসে। [<জারণ সং]।

২=[কুম, ফ, নো]—বি. তোয়ালে, বড় রুমাল ॥ যারন্‌দি মুখ্‌ মুছি। [<ঝাড়ন ; অর্থ প্র.]।

যারা=[সি]—বিণ. সামান্য ॥ যারা তেল্‌ মাজাত্‌ দেও। [দেখ যরা]।

২=[কুম]—বি. ঝাড় ফুঁক ॥ যারতা বিশ্‌ করে, যারা দিয়া আনি। [<ঝাড়া]।

৩=[কুম]—বি. <ঝাঁটা; ঝাড় ॥ ঘোর্ দুইবার্ গর্ যারা দিতে অয়্। [<ঝাট সং+আ]।

৪=[বা]—বি. পানিতে ডালপালার তৈরী মাছের কৃত্রিম বাসা ॥ [দেখ যারা ৩]।

৫=[ম]—ক্রি. বিণ. ফসল বাহির (হওয়া) ॥ খেতুটার্ যারা খাইসে পাক্‌তে অখন্ পনর দিন্। [<ঝাড়া =ঝাড়িয়া বাহির হওয়া]।

৬=[বা]—বিণ. অপেক্ষাকৃত বড় ॥ আমার্ চাঁইতে হে অনেক্ যারা। [দেখ যারা ৩ ; অর্থ প্র.]।

৭=[সি]—বি. টকলেবু বিশেষ ॥ যারা লেম্বুর্ রস্ বেশি। [<যাইরা (<জাবীর)]।

৮=[সি]—ক্রি. সহ্য করা ॥ ই কথা যারা মুশ্‌কিল্। [দেখ যারা ৩]।

৯= সি]—বি. শীত ॥ মাগ্ মাইয়া যারা ॥ [<জাড়া হিং]।

১০=[নো]—বি. খেজুর গাছের দ্বিতীয় কাটার রস ॥ [<ঝরা]।

১১=[সি]—বি. নাড়া ॥ বইর গাসে যারা দ্যাও। [<ঝাড়া]।

যারা গর্=[ফ]—বি. লাকড়ি রাখিবার ঘর ॥ যারাগর্‌তোন্ দার্‌উয়া লৈয়া আয়্। [<ঝাড়া ঘর]।

যারাপচি=[ম]—বি. ঝাড়ফুঁক ॥ এই ব্যারাম্ যারাপচিয়ে শার্‌ব না। [<ঝাড়া+পোঁছা]।

যারাফিরা=[ফ]—বি. মলত্যাগ ॥ বিয়ানে উইট্যা যারাফিরা কৈরা খাইতে বও। [<ঝাড়া+ফিরা, ফেরা ; অর্থ প্র.]।

যারাব্=[ম]—বি. আঘাত ॥ বারি খোযা লৈয়া গায়ে যারাব্ পাইসি। [দেখ যরপ্]।

যারা লেম্বু=[নো—বি. কাগজি লেবু ॥ [দেখ যারা ৭+নিম্বক সং]।

যারি=[কুম]—বি. মুষলধারে বৃষ্টি ॥ [<ঝড়ী হিং<ঝটিকা সং]।

২=[নো]—বি. গালাগালি ॥ এত যারি পাও কেন্? [<জারি <যারী زاری ফা. ; অর্থ প্র.]।

৩=[ম, পা]—বি. ছোট ঘট, শৌচ কার্যের পাত্র বিশেষ ॥ যারি লৈয়া পায়্‌খানাত্ যাত্তি লাগ্‌বে। [<ঝারি (<ঝর্ঝরী সং)]।

৪=[ফ]—বি. ফুল রাখার পাত্র বিশেষ, ফুলের ডালা ॥ [দেখ যারি ৩]।

৫=[সি, ফ, চট]—বিণ. প্রবাহিত, চালু, নির্গত ॥ সোজু গাংএর্ পানি যারি ঐয়া ঘর গাংয়ে পরে। [<জারী জারী جاری আ:]।

যারিযুরি=[ম]—বি. ফাঁকিজুকি ॥ যারিযুরি সাইরা দাও। [দেখ যারি২ +যোর زور ফা.+ই]।

যারু১=[কুম]—বিণ. <ঝাড়ু ॥ যারুটা আন্।

যারুগা=[চট]—বিণ. জারক ॥ যারুগা পোয়া। [দেখ যারক্]।

যারুনি=[চা, কুম, নো]—বিণ. জারজ ॥ যারুনি মাইয়ারে বিয়া করবে কে? [দেখ যারক্+নি প্র. ; স্ত্রী]।

যারুন্=[ম]—বি. ঝাটা, কুলা ॥ [<ঝাড় (<ঝাড়া)+উন প্র.]।

যারুয়া=[বা]—বিণ. জারজ ॥ [দেখ যারক্ পুয়া]।

২=[সি]—বি. প্লীহা ॥ পেডত্ যারুয়া ঐসে। [দেখ যারুয়া]।

৩=[চট]—বি. বৃক্ষ বিশেষ ॥

যারৈয়া=[ফ]—বিণ. জারজ, উপপতি জাত ॥ [<জার+ইয়া প্র.]।

যারৈল্=[সি]—ক্রি. (জারুল) গাছ বিশেষ ॥ যারৈলের্ তক্তা শক্ত।

২=[চট]—বি. বৃক্ষ বিশেষ ॥

যারো=[খু]—বিণ. জারজ, বেশ্যার সন্তান ॥ [<জার+ও প্র.]।

যার্=[কুম]—বি. কাপড় চোপড় রাখিবার স্থান ॥ যাবাড়া যারে রাখ্। [<ঝার (<ঝাট সং)]।

২=[চা, কুম]—বি. শীত ॥ যার্ ক্যুতাসে লেপ্ নামাও। [<জাড় (<জাড্য সং)]।

৩=[বা, ফ]—বি. ঝাড় ॥ এক যার্ বাশ্। [দেখ যার্]।

যার্‌উয়া=[বা]—বিণ. ঘন সন্নিবিষ্ট শাখা সমন্বিত ॥ বাগানের্ গাছ্‌গুলি যার্‌উয়া দেখায়্। [<ঝাড় (<ঝাট সং)+উয়া প্র.]।

২=[ফ]—বিণ. জারজ ॥ যার্‌উয়া পোলার্ আবার্ বাহাদুরি। [দেখ যারুয়া]।

যার্ কাডা=[চা]—বি. শীতের প্রকোপে গায়ের লোমের গোড়ায় নির্গত গুটিকা বিশেষ ॥ যার্ কাডায় অর্ গাওডা ভৈর্‌যা গেসে। [দেখ যার্২ +কাঁটা (<কণ্টক সং)]।

যার্‌গা=[কুম]—বিণ. জারজ ॥ [দেখ যারুয়া]।

যার্‌গুয়া=[কুম,চট]—বিণ. জারজ ॥ তে আস্‌তা যার্‌গুয়া পোলা। [দেখ যারক্ পুয়া]।

যার্ ধরা=[ম]—ক্রি. শীত লাগা ॥ [দেখ যার্২+ধরা]।

যার্‌দা=[খু]—বিণ. মজবুত ॥ ঝিনিশ্‌টা বড় যার্‌দা। [<যোরদার زوردار ফা.]।

যার্‌বা=[নো]—বিণ. জারজ ॥ যার্‌বা ঘনের্ কত্তার্ হোয়াদ্ নাই। [দেখ যারক্ পুয়া]।

যার্‌বাই=[চট, সি]—ক্রি. বিণ. জড়াইয়া ফেলিয়া বা ধরিয়া ॥ [দেখ যার্‌বাইয়া]।

যার্‌মনি=[কুম, খু]—বি. কচুরি পানা ॥ আমাগ পুষ্করে যার্‌মনি আসে। [দেখ যামৈন্]।

যার্‌মনি লতা=[খু]—বি. একপ্রকার লতা ॥ যার্‌মনি লতায় বাগান্ ধ্বংস কৈরা ফালাইসে। [দেখ যার্‌মনি+লতা]।

যার্ যার্=[কুম, পা]—বিণ. অস্থির, আকুল ॥ মেয়েটা কাইন্দা যার্‌যার্ ঐসে। [< যার যার زارزار ফা.]।

যার্‌যির্=[সি]—অব্য. নিজ নিজ ॥

যাহ্‌যির্ কাম্ যাহ্‌যির্ করন্ বালা। [< যাহার যাহার]।

যার্‌রা=[সি]—বি. আবর্জনা॥ [< জাবড়া]।

যার্‌রা যার্‌রো=[কুম]—বিণ. অতি অল্প, সূক্ষ্ম॥ যার্‌রা যার্‌রা কৈরা খোদায় হিশাব লৈব কেয়ামতের দিন্। [দেখ যরা]।

যার্‌লা=[খু]—বি. ছোট মাছ বিশেষ॥

যালট্=[চট, পা]—বি. ওয়াড়, ঝালরদার আবরণী॥ বালিশের যালটে ফুল্ তোল। [< ঝালর ([illegible] সং)]।

২=[পা]—বি. কাগজ [illegible] নকশা॥ [অর্থ প্র.]।

যালা=[সি]—বি [illegible] ই লোক্ কামের্ যালা যানে না। [illegible] জেন্না < ফিনা' [illegible] আঃ [illegible]।

২=[চা]—বি. খবর॥ কি [illegible] লাগ্‌তাসে। [< জ্বালা]।

৩=[চট, ব]—বি. [illegible] অঙ্কুরিত ধানপাত্॥ [illegible] জ্বালক সং]।

৪=[সি]—বি. জীবনাশ॥ [illegible] সং+লা]।

যালাই=[পা]—বি. অতিরিক্ত উত্তাপ। [< জ্বালা+ই প্র.]।

২=[খু]—বি. বড় [illegible] হাড়ি॥ [< জ্বালা+ই প্র.]।

যালাইনা কবিতর্=[পা]—বিণ. দুষ্ট॥ তুই যালাইনা কবিতর্ হইছি। [< জালালি (সিলেটের হযরত শাহজালাল [illegible] পুরুষ শাহ জালাল [illegible]) +ইনা+ কবুতর (কবুতর [illegible] ফা.) ; অর্থ প্র.]।

যালাউত্তান্=[চট]—বি. ভিটাছাড়া॥ তে আর্ ঘর্ পুড়িয়েবে যালাউত্তান্ কৈর‍্যে। [< জলা' [illegible] +বতন্ [illegible] আঃ]।

যালা কান্‌দে=[খু]—ক্রি. বিণ. অতিষ্ঠ॥ [< জাঁকন্দনী جان كندنى ফা. =মৃত্যু যন্ত্রণা]।

যালা খেত্=[ক]—বি. যে খানে ধানের চারা ফেলা হয়॥ যালা খেতে গরু ডুক্‌সে। [দেখ যালা৩ + ক্ষেত্র সং]।

যালানো=[সি]—ক্রি. সংস্কার করা॥ পুকুরটি যালাই লও। [< ঝালানো]।

২=[খু]—ক্রি. পঞ্জানো॥ চারাগুলা যালাইয়ো। [দেখ যালা৩ +নো প্র., নাম ধাতু]।

৩=[পা]—ক্রি. পুনঃ পুনঃ অনুসন্ধান করা [illegible] করা, অনুশীলন করা [illegible]। [দেখ যালানো; [illegible]]

যাল [illegible]—বি. ধানের চারা [illegible] +পাটি]।

যাল [illegible]—বিণ. খালি, শূন্য॥ [illegible] মার্ পত্তরো [illegible] (অনু:)]।

যাল [illegible] —বি. অঙ্কুর [illegible] হইতে তৈরী [illegible]।

যাল [illegible]—বি. শীতে [illegible] যালা [illegible]।

[illegible] [দেখ [illegible]]।

যালা বিছ্‌না [illegible]—বি. ধানের চারাগাছ উৎপাদনের জন্য জমি॥ [দেখ যালা৩ [illegible]]।

যালা দিল [illegible]—বিণ. অসহ্য [illegible] جان [illegible] ফা. = [illegible]]।

যালা মাস্=[পা]—বি. চিংড়ি মাছ॥

যালায়্ ডালায়্=[কুম]—ক্রি. বিণ. [illegible]॥ [illegible] যালায় ডালায় কাম্ যানে।

যালায়ে পুড়ায়ে খাওয়া=[য]—ক্রি. ত্যক্ত বিরক্ত করা॥ তুই যে যালায়ে পুড়ায়ে খালি। [< জ্বালাইয়া পুড়াইয়া খাওয়া]।

যালার্ গতর্ ডালা দেওয়া=[সি]—ক্রি. কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া॥ তুই আর্ যালার্ গতর ডালা দিস্ না রে ভনা। [< জ্বালা+র+গাত্র+ডাল +আ+দেওয়া; অর্থ প্র.]।

যালার্ ঝাউ=[কুম]—বি. আতপ চাউলের তৈরী এক প্রকার জাউ॥ [দেখ যালা৩ +র+ জাউ(< যবাগু সং)]।

যালালি কৈতর্=[ম, চা]—বি. এক প্রকার কবুতর॥ যালালি কৈতর পালন ঠিক্ না। [দেখ যালাইনা কবিতর্]।

যালাল্=[ব, বা]—বি. কূপের ভিতরের পানির উৎস॥ কূপটার্ যালাল্ ঠিক্ নেই বলে পানি উঠে না। [< জল+নাল (< নালা < নালক সং)]।

যালি=[ব, বা]—বিণ. ছোট॥ দেখ যালা৩ +ই প্র.]।

২=[খু]—ক্রি. বিণ খালি, শুধু, স্রেফ॥

৩=[কুম]—বি. কুমড়া॥ [দেখ যালা৩ +ই প্র.]।

৪=[চট]—বিণ. পাকা গুচ্ছ ফল বিশেষের ছোবড়া॥ [জাল+ই প্র.]।

৫=[পা]—বিণ. নূতন॥ [দেখ, যালা৩ +ই প্র.]।

৬=[ম, চা]—বি. সুতার তৈরী মাছ ধরিবার যন্ত্র॥ [< জাল সং+ই প্র.; ক্ষুদ্রার্থে]।

৭=[বা, ব, কুম]—বি. পয়সা রাখিবার থলিয়া॥ যালির মধ্যে পয়সা থো (ব)। [দেখ যালি৬ ; অর্থ প্র.]।

৮=[ক, খু, বা]—বি. বাঁশের তৈরী ঢাকনা॥ [< জাল+ই সাদৃশ্যার্থে]।

৯=[সি]—বি. এক প্রকার বেত॥ সিলেটে যালি বেত্ আসে।

যালি যালি=[নো]—বি. সচ্ছিদ্র॥ কাপড়খান্ যালিযালি ঐ গেসে। [দেখ যালি৬ ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

যালি দেওয়া=[ব, খু]—ক্রি. গাদা দেওয়া, সাজানো॥ খড়গুলা যালি দেও।

যালিম্=[কুম]—বিণ. কাণ্ডজ্ঞানহীন ॥ বেডাডা যবর্ যালিম্। [<যালিম ظالم আং=অত্যাচারী]।

যাল্নি=[ম]—বিণ. অলস ॥ 'যালুনি পরান্ কি দিয়া বুঝাই শুনা বন্দুরে' (গ্রাম্য গান)। [<যলনৃতি<অলস]।

যাল্য়া=[ষ, বা]—বি. খেজুর রস জাল দিবার বড় মাটির কড়াই বিশেষ, গুড় রাখার মাটির পাত্র ॥ যালুয়া থাইক্যা এট্টু গুড় আন্। [দেখ যালো]।

যালো=[ষ, খু]—বি. খেজুর রস জাল দিবার বড় মাটির কড়াই বিশেষ ॥ [<জাল+উয়া প্র.]।

২=[ফ, ম]—বি. জেলে ॥ যালোরা মাস্ ধরে। [জাল+উয়া প্র.]।

যালো হাড়ি=[খু]—বিণ. মাটির হাড়ি, ডাবা ॥ আমরা যালো হাড়িতে খেজুরের রশ্ যাল্ দেই। [দেখ যালো+হণ্ডী সং]।

যাল্=[ফ, কুম সি, নো, বা, ম]—বি. জা, স্বামীর ভ্রাতার স্ত্রী ॥ [<জা (<যাতৃ সং)+ল প্র.]।

২=[চা]—বি. এক প্রকার গালি ॥ [<জাহিল جاهل আং]।

যাল্ কাম্লা=[কুম]—বি. ধাত্রী। যাল্কাম্লা ডাইক্যা আন্। [<জা (<জাতৃ সং)+ল+কাম (<কর্ম সং) +লা প্র.]।

যাল্কেচ্' পিডা=[চা]—বি. পিঠা বিশেষ ॥

যাল্ যাড়া=[সি]—ক্রি. দুঃখ লাঘব করা ॥ [<ঝাল ঝাড়া]।

যাল্যল্=[সি]—বি. কটু স্বাদ ॥ [<ঝাল+যুল অনুঃ]।

যাল্ বিল্মা=[চট্ট]—বি. যে জমিতে জালা হয়। [দেখ যালা বিচ্'মা]।

যাল্ মাস্=[সি, ব]—বি. চিংড়ি মাছ ॥ [দেখ যালা মাস]।

যাল্ মিটান্=[ম, কুম]—ক্রি. প্রতিশোধ লওয়া, আক্রোশ মিটান ॥ শুযোগ্ পাইয়া খুবি আইয্ যাল্ মিডাইলা। [<ঝাল (<জ্বালা সং) +মিটানো]।

যাল্না=[ষ, খু]—বি. জানালা ॥ যাল্নার্ দাম্ কত? [জানালা<জ্যানেলা janella পোর্তু.]।

২=[নো]—বি. জেলে ॥ [<জাল+উয়া প্র.]।

৩=[ম]—বি. ধান বা চাউল রাখিবার মাটির বড় পাত্র বিশেষ ॥ যাল্নায় ধান রাখ। [দেখ যালো]।

যাল্লাই=[চট্ট]—অব্য. যাহার জন্য ॥ যাল্লাই কাঁদি ভিতারা হাসে। [<যার লাই<যাহার লাগি<লাগিয়া]।

যাল্লার্=[নো]—বিণ. নবজাত শিশুর উপলক্ষে চাউলের তৈরী পিঠা বিশেষ। যাল্লাক খাইলে পানি বেশি খাওয়া লাগে। [দেখ যাল্ কাম্লা+লাড়ু (<লড্ডু সং) কিংবা ঝাল লাড়ু]।

যাস্সুস্=[ম]—বিণ. চরম বা সেরা দুষ্ট ॥ [<যাসুস<জাসুস جاسوس আং]।

যাসাউ=[বা]—ক্রি, বিণ. যথেষ্ট ॥ খাওযাডা যাসাউ অইসে। [দেখ যাচ্'তি]।

যাহন্=[পা, ফ]—বি. নৌকার খাঁচা ॥ যাহন না দিলে মাল্ উঠান যাবে না।

২=[ম]—বি. স্তুপ ॥ আমি গর পাহি যাহন্ দিয়া রাখ্সি। [<জাগ+অন প্র.]।

যাহা=[চা, কুম]—বি. খাঁচা ॥ মাডি-গাসের যাহাডা দিয়া দে। [ঝাঁকা]।

২=[ম]—বি. বাঁশের তিনকোন বিশিষ্ট মাছ ধরিবার ফাঁদ বিশেষ ॥ যাহা সাধা মানুদার্ (গর্তের) মাস্ ধরা যায় না।

যাহাতোক্=[ম]—অব্য. ক্রি. বিণ. যখনি ॥ যাহাতোক্ সে ও কথা বলুলো অম্নি কেন্ লাঠি মারলে না তাকে? [<জাহাঁ+তক হিং]।

যাহাযাযি=[চট্ট]—বি. আপ্রাণ চেষ্টা ॥ [দেখ যাযাযি]।

যাহাযি গুরি=[ম]—বিণ. বিশেষ ॥ সেরারা যাহাযি গুরি উরায়। [<জাহাজ<জহায jhaz আং+ই প্র.+গুড়ি]।

যাহি=[ফ,চা,কুম]—বি. <ঝাঁকি ॥ যাহি দিয়া গাসেগুতে আম্ পাবে কে?

যাহি যাল্=[ম,বা,কুম]—বি. মাছ ধরার ছোট জাল, ঝাঁকি জাল ॥ [<ঝাঁকি জাল]।

যাহেরি=[ম]—ক্রি. বিণ. বাহিরে, প্রকাশ্যে ॥ [<যাহির ظاهر আং+ই প্র.]।

যাহের্=[পা]—বিণ. যাহারা জেকের করে ॥ [<যাকির ذاکر আং]।

যাহেলি=[চট্ট]—বি. মূর্খতা ॥ ইক্তা তোমার যাহেলি। [দেখ যাইল্+ই প্র.]

যাহেল্=[ফ]—বিণ. গোঁয়ার ॥ লোকটা বড় যাহেল্। [দেখ যাইল্]।

যাহে=[পা]—বি. ঐক্যতান ॥ [দেখ যাইগুর্]।

যাহে দেওয়া=[ফ]—ক্রি. ঝাঁই দেওয়া ॥ ধান খেতে যাহে দেওন্ লাগব। [দেখ যওই+দেওয়া]।

যাহের্=[ম]—বি. শিহরণ। এখুই ডর্ পাইলে যে শরিল্ডা যাহের্ দিয়া উঠসে। [<ঝাকার<ঝাঁকরান]।

২=[ক, ম]—বি. চিৎকার ॥ যাহের্ দিল্ কেরে? [দেখ যাইগুর্]।

৩=[ম]—বি. মাছের প্রাচুর্য ॥ আইয্ খালে যাহের্ লাগ্সিল্।

যাহেরাব্=[বা]—বি. পাট খড়ি ॥

ঝি=[পা]—বি. ফুফু, পিসি ॥ ঝিএর্ বাড়ি বেড়াতে যাব। [পরে দেখ]।

২=[কুম]—বি. কন্যা, মেয়ে ॥ [< ঝি<ধীআ প্রাঃ<ধীআ পালি< দুহিআ<দুহিতা সং]।

৩=[কুম, ক]—বি. ধানা, চাচী ॥ আমার্ ঝিয়ে আমারে খুব্ আদর্ করে। [অর্ধ প্র.]।

ঝিঅ=[চট্ট]—ক্রি. বিণ. যেখানে ॥ ঝিঅ গেলে টেঁয়া পাইবম্ ডিঁয়ত্ যাইয়ুম্। [< যে+এ=অনির্দেশক অব্য.]।

২=[কুম]—বি. প্রাণ ॥ এখনো তার্ ঝিঅ আসে। [<জিও<জীব সং]।

ঝিঅল্=[সি]—বি. এক প্রকারের মাছ, মাছ বিশেষ ॥ [<জি<জীব+ল অর্থ প্র.]।

ঝিআপত্=[সি]—বি. নিমন্ত্রণ ॥ [দেখ যাকত্]।

ঝিইয়াল্=[চট্ট]—অব্য. যেইখান ॥ ঝিইয়াল পাওস্ আন্। [<যেই+হান(<স্থান)]।

ঝিউ=[ব]—বি. মন ॥ [দেখ ঝিঅ২; অর্থ প্র.]।

ঝিউত্ পাল্=[ফ]—বি. ছেলে-পিলে ॥ ঝিউত্ পালের্ হৈ চৈ আর্ ভাল লাগে না। [<ঝি পুত্(<পুত্র সং)+পাল(<পালি সং)]।

ঝিউনি=[চা]—বিণ. কর্মঠ ॥ এমন্ ঝিউনি দেহিনি যে এই কাম্ করতে পারে। [<জিনো<জিন্দ ﺯﻧﺪﻩ আঃ; ই প্র. কিংবা<জীবন+ই প্র.]।

ঝিউন্=[চট্ট]—অব্য. যেই বস্তু-গুলি ॥ ঝিউন্ আইন্‌স হিউন্ দি দেও। [<যে গুন<যে গুলিন]।

ঝিউট্=[বা]—বি. উৎসাহ, উদ্দী-পনা ॥ [<জীব+ট প্র.]।

ঝিওন্=[সি]—বি. <জীবন ॥ লোক্‌টার্ ঝিওনের্ আশা নাই।

ঝিওল=[সি]—বিণ. যাহা সহজে মরে না। বাজার্ থাকি ঝিওল্ মাছ্ আনিও। [দেখ ঝিঅল্]।

ঝিংকার্=[চট্ট]—বি. চিৎকার ॥ ঝিংকার্ দিল্ কেডা রে? [<ঝংকার (√<ঝম্+<কৃ+অ সং)]।

ঝিংগট্=[নো, কুম]—বি. ঝিঙা, তরকারি বিশেষ ॥ ইয়ুবা ঝিংগট্ ন খাইয়ুম্। [<ঝিঙ্গাক সং]।

ঝিংগানো=[ম]—ক্রি. জীবিত হওয়া ॥ মেলাক্ পলা মরি আবার্ ঝিংগিয়াসে। [<জী সং+আনো প্র.]।

২=[কুম, বা, চা]—ক্রি. জিজ্ঞাসা করা। তারে কতাডা ঝিংগাও। [< জিগ্ (<জিজ্ঞাসা)+আনো প্র.= জিগানো]।

ঝিংগা মস্‌লি=[চা]—বি. চিংড়ি মাছ ॥ [<ঝিংগা+মছলী হিং]।

ঝিংগা মাস্=[চা]—বি. চিংড়ি মাছ ॥ [<ঝিংগা মাছ]।

ঝিংগাল্=[খু]—বি. জোয়াল ॥ [< জোয়াল (<যুগ+ল সং প্র.)]।

ঝিংগুল্=[ম]—বি. কঞ্চি, বাঁশের প্রশাখা ॥ ঝিংগুল্ দিয়া সেইলাটারে কি মাইর্ না মার্‌তাসে। [দেখ ঝিংগৈল্]।

ঝিংগৈল্=[চা, ফ]—বি. বাঁশের কঞ্চি ॥ খেতে ঝিংগৈলের্ বেরা দেও।

ঝিংট্যা=[ম]—বিণ. শক্ত ॥ ঝিংট্যা ঐয়া রৈসে।

ঝিংরা=[ম]—ক্রি. বিণ. বয়স অনুপাতে বৃদ্ধি না পাওয়ার অবস্থা ॥ লাউ গাস্‌টা ঝিংরা দৈরা রৈসে। [দেখ ঝিংট্যা]।

ঝিংলা=[চা, কুম, নো]—বি. বাঁশের কঞ্চি ॥

২=[সি]—বি. রুই মাছের বাচচা ॥ রৌ ঝিংলাটার্ দাম্ কত?

৩=[ক]—বিণ. কাহিল ॥ সেরিডা ধরর্ ঝিংলা।

ঝিংলা পোরা=[চা]—বি. একপ্রকার চিকন সাপ ॥ হাওরা গালে ঝিংলাপোরা হাপ্ আসে। [দেখ ঝিংলা+পোড়া; মূলার্থ দেখিতে পোড়া কঞ্চির ন্যায়]।

ঝিংলাহোয়া=[কুম]—বি. চিকন সাপ ॥ [দেখ ঝিংলা পোরা]।

ঝিঁইক্যা=[চট্ট]—ক্রি. বিণ. যেইদিকে ॥ [যেই ঝিক্যা<যেই+মুখ+ইয়া প্র.]।

ঝিঁয়ত্=[চট্ট]—ক্রিবিণ. যেইখানে ॥ ঝিঁয়ত্ পারস্ থাকিস্। [দেখ ঝিঅ +ত বিভক্তি]।

ঝিঁয়াত্ হিয়াত্=[চট্ট]—ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ ওবা তুই ঝিঁয়াত্ হিয়াত্ সেপ্ ন ফেলাইস্। [দেখ ঝিঁয়ত্+সে+খান+ত বিভক্তি]।

ঝিকা=[সি]—ক্রি. বাঁচা ॥ [<জী+আ প্র.]।

ঝিকানি=[সি]—বি. জিজ্ঞাসা ॥ [দেখ ঝিংগানো]।

ঝিকাবলা=[সি]—বি. আলাপ প্রলাপ ॥ একটুও ঝিকাবলা করল না। [<ঝিকা (দেখ ঝিকানি)+বলা]।

ঝিকাঝিক=[ঝি]—বি. হিংসা, দ্বেষ ॥ [<ঝিঁকা ঝিঁকি; অর্থ প্র.]।

ঝিকারন্=[কুম]—ক্রি. বি. জিকির তোলা ॥ [<জিকর্ ذِکْر আঃ+অন্ প্র.]।

ঝিকার্=[সি]—বি. জিজ্ঞাসা ॥ কতাটা ঝিকার্ কৈরা দেখ্। [দেখ ঝিকানি]।

ঝিকার্ পুসার্=[সি]—বি. জিজ্ঞাসা ॥ [দেখ ঝিকার+পুছা (< পুছ<প্রচ্ছ সং)]।

ঝিকির্ ফিকির্=[কুম]—বি. চেষ্টা, তালাস ॥ ঝিকির্ ফিকির্ না করলে খোদা কি ঘরের্ ভাত্ খাইতে দিবো। [<ঝিকির (দেখ ঝিকারন্)+ফিকর فکر আঃ=চিন্তা]।

ঝিকিঝিকি=[সি]—বি. দীপ্তি, প্রকাশ ॥ [<ঝিকিমিকি]।

যিক্যা=[চট্ট]—অব্য. যেই দিকে ॥ যিক্যা মানুশ্‌যন্‌ গেইয়ে তুইয় ইক্যা যা। [দেখ যিঁইক্যা]।

যিক্‌=[বা]—বি. কাঁপুনি ॥ রোগের চোঁটে মেয়েটি যিক্‌ দিয়া উঠে।

২ =[সি]—বি. হিংসা ॥ এত যিক্‌ করা ঠিক্‌ না।

৩ =[পা, ম, বা]—বি. চুলার তিন কোণার উচুঁ মাটির ঢিবি ॥ [<ঝিক]।

৪ =[ম]—বি. মাটির উচুঁ জায়গা। [দেখ যিক্‌৩]।

যিক্‌কর=[চা]—বিণ. চিকন ॥ [< [<ঝিকরা]।

২ =[চা]—বি. সাহস ॥ [<জিগর جگر ফা.; অর্থ প্র.]।

যিক্‌কা গাস্‌=[বা, ফ]—বি. জিওল গাছ ॥ যিক্‌কা গাসের কশ্‌ দিয়া আঠা অয়।

যিক্‌কাইর্‌ মারা=[ম]—ক্রি. হঠাৎ বিকট আওয়াজ করিয়া উঠা ॥ বারুদের আগুন্‌ যিক্‌কাইর্‌ মারায়া উড়ে। [চিক্‌কার (<চীৎকার)+ মারা]।

যিক্‌ বান্‌দা=[সি]—ক্রি. জমাট বাঁধা ॥ দানে যে যাত্‌ যিক্‌ বান্‌দসে পচি' যাইবো। [<ঝাঁক+বাঁধা]।

যিক্‌রা=[সি.]—বিণ. হালকা ॥ কদিনর্‌ তাপে চকাইয়া যিক্‌রা ঐ গেসে। [দেখ যিক্‌কর্‌১]।

যিগর্‌=[সি, ম]—বি. আত্মা, মন, সাহস ॥ তার্‌ যিগর্‌ বর সোজ্জু। [দেখ যিক্‌কর্‌২]।

২=[চট্ট]—বি. কলিজা ॥ আইয্‌ বকৃরির যিগর্‌ আইন্যা। [দেখ যিক্‌কর্‌২]।

যিগলা=[নো]—অব্য. যে গুলি ॥ [<যে গুলা]।

যিগা=[পা]—বি. জিওল গাছ ॥

২=[পা,নো]—বি. জিওল গাছ ॥ যিগার্‌ আঠা শক্‌তো।

যিগাইর্‌=[কুম]—বি. হৈ চৈ ॥ এত যিগাইর্‌ কিয়ের্‌ রে? [দেখ যিকাইর্‌]।

যিগানো=[চা, কুম]—ক্রি. জিজ্ঞাসা করা, আদর আপ্যায়ন করা ॥ আইয্‌ কাইল্‌কার্‌ দিনে কেঐ কারে যিগায়্‌ না। [দেখ যিংগানো]।

যিগাযিগি=[সি]—বি. উত্তর দিকা বা শাস্তি ॥ [দেখ যিকাযিকি; অর্থপ্র.]।

যিগায়্‌ করা=[সি]—ক্রি. জিজ্ঞাসা করা ॥ ঐযানুশ্‌টারে যিগায়্‌ কয়্‌, তার্‌ বারি কিযানো? [দেখ যিকায়্‌+করা]।

যিগায়্‌নলা=[পা]—বি. জিওল নামক গাছের ডাল ॥

যিগির্‌=[কুম, চা]—বি. ধ্যান, উপাসনা ॥ [দেখ যিকারন্‌]।

২ =[ম]—বি. কলরব ॥ কিয়ের্‌ যিগির্‌ উট্‌সে? [অর্থ প্র.]।

যিগির্‌ কাটা=[খু]—ক্রি. অনর্গল কথা বলা ॥ ভাত্‌ খেতে বশে এত যিগির্‌ কাট্‌সে কেন্‌? [দেখ যিগির্‌ +কাটা]।

যিগিশ্যা=[চট্ট, সি]—বি. জিদ, হিংসা ॥ [<জীগিষা; অর্থ প্র.]।

যিগুইন্‌=[সি]—অব্য. যে গুলি ॥ আমাটাইন্‌ টেকা যিগুন্‌ পাইতায়্‌, অগুইন্‌ আমি দিলাউয়্‌। [দেখ যিউন্‌]।

যিগ্‌গানো=[নো, কুম]—ক্রি. জিজ্ঞাসা করা ॥ তোরে কি যিগ্‌গাইসে? [দেখ যিংগানো১]।

যিগ্‌গর্‌=[সি]—বি. হৃদয় ॥ মানুশ্‌টার্‌ যিগ্‌গর্‌ সোট। [দেখ যিক্‌কর্‌২]।

যিগ্‌গরি=[ম]—বিণ. বলশালী ॥ সেয়াড়া যব্‌ যিগ্‌গরি। [দেখ যিগ্‌গর্‌ +ই প্র.]।

যিগ্‌গির্‌=[পা]—বি. চিৎকার, উচ্চৈঃস্বরে আহ্বান ॥ অত জোরে যিগ্‌গির্‌ পারসো ক্যা? [দেখ যিগির্‌২]।

যিগ্‌যিগ্‌=[সি]—বি. প্রতিযোগিতা ॥ [দেখ যিকাযিকি]।

যিঙানো=[কুম]—ক্রি. শির শির করা ॥ আত্তা যিঙায়্‌, বোদ্‌ পাই না। [ঝিঁঝিঁ (অনু.)+আনো প্র.]।

যিদ্‌=[পা]—বি. কোন কিছু পাওয়ার জন্য জিদ ॥ কাপড় কেনার্‌ লাগি সেলে যিদ্‌ ধর্‌সে। [<জিদ (<জিদ্‌ ضد আং)]।

যিন্‌যা=[চা]—বিণ. খোঁড়া, খোলা ॥ গাইডা যিন্‌যা। [<ঝিঁ ঝিঁ <ঝিন্‌ ঝিন্‌(অনু.)+আ প্র.]।

যিন্‌রা=[নো]—বিণ. দুর্বল, নিস্তেজ ॥

যিট্টা=[কুম]—ক্রি. বিণ. যাহা ॥ তুয়্‌ যিট্টা খুশি তাহাই কর্‌। [<যে+টা]।

যিট্‌কা=[ম]—বিণ. শক্ত, শুকনা ॥ গুর্‌ গুলা যিট্‌কা ঐয়া গেসে।

যিড়া=[কুম]—সর্ব. যাহা, যেটা ॥ যিড়া তোমার্‌ যিড়া লৈয়া যাও। [<যে টা]।

যিড্যাম্‌ কাট্‌=[পা]—বি. খেজুর গাছ কাটার কয়েক দিন পরে আবার কাটা ॥ যিড্যাম্‌ কাটের্‌ রশ্‌ মিশ্‌টি বেশি। [<জিরান (<জয়ী আন جرآن আং ?)+কাটা; দেখ যিরানি]।

যিতা=[সি]—বিণ. জ্যান্ত ॥ যিতা মিসা কতা। [<জীতা<জীবিত; অর্থ প্র; তুং জীতা হিং]।

২=[সি]—বিণ. টাটকা ॥ যিতা মাস্‌। [অর্থ প্র.]।

যিতাবলি=[কুম]—ক্রি. বিণ. শক্তি প্রয়োগ ॥ এত যিতাবলি কৈরা কতা আমার্‌ কর্‌তে চাও? [<জীতা+ বল+ই প্র.]।

যিত্‌ করা=[চা]—ক্রি. চুপ করা ॥ যিত্‌ কর্রি থাক্‌। [<ঝিত্‌ (অনু.)+ করা]।

যিত্‌তা=[সি]—বিণ. <জীবিত ॥ তার্‌ বাপে অহনো যিত্‌তা আসেন্‌।

যিদিন্‌=[ম]—ক্রি. বিণ. যখন ॥ যিদিন্‌ যাই শব্‌ কমুহিনি। [যে দিন]।

যিদ্‌রা=[সি]—বিণ. ঈর্ষাকারী, হিংসুক ॥ মানুশ্‌টা বর যিদ্‌রা। [দেখ যিদ্‌+উরা প্র.]।

যিদ্‌=[চট্ট]—বি. জোর ॥ [দেখ যিদ্‌; অর্থ প্র.]।

যিদ্‌খিদ্‌ ঐয়া=[নো]—ক্রি. বিণ. উপবাস হইয়া ॥ যিদ্‌টা একটু যিদ্‌খিদ্‌

ঔষা আসে। [<ঝিদ্‌ঝিদ্ (অনু.)+ ইয়া]।

যিদ্‌খুরে=[সি]—বিণ. পরশ্রীকাতর, অনিষ্টকারী॥ যিদ্‌খুরেরা সবাত্তে দুলবন্। [দেখ যিদ্+খোর خور ফা.]।

যিদ্‌দি=[ম]—বি. রাগ॥ যেন্ যিদ্‌দি উঠ্‌গে। [দেখ যিদ্+ই প্র.]।

যিদ্‌দিয়া=[নো]—বিণ. রাগী॥ এই পোলাডা বড় যিদ্‌দিয়া। [দেখ যিদ্‌দি+আ প্র.]।

যিনা=[সি]—বি. বাড়াবাড়ি, জেদবশে উল্লাস॥ এত যিনা বালা না।

যিনাই=[পা, নো]—বি. <ঝিনুক॥ যিনাই দিয়া পাইন্যা আচ্‌রাইয়া শাক্ কর্। [দেখ যিনি]।

যিনানো=[সি]—ক্রি. শয়তান বা দুর্দান্ত হওয়া॥ তোমরা অত যিনাইছো কেনেবে পুয়াইস্? [দেখ যিনা+নো প্র.]।

যিনারা=[চা]—বি. <জানালা॥ যিনারাডা বন্দ কৈরা দেও। [দেখ যান্‌লা]।

যিনারি [কুম, না, সি, ফ]—বি. ছোট বোতা॥ এই কাঠে যিনারি যায়। [দেখ যিনার্]।

২=[চা]—বি. বজ্রপাত শোষ॥ তার্ যিনারি উঠ্‌সে।

যিনার্=[সি]—বিণ. হুঁশিয়ার॥ বড়ো যেনার্ বেটা, ধরে টিগ্ তার্ পারতাম্ না। [<হোশিয়ার (<বহীন ... আং+আর প্র.)]।

২=[সি]—বি. ছোট তারকাঁটা, পিন, আলপিন। [দেখ যিনারি]।

যিনালা=[চা]—বি. জানালা॥ যিনালাডা খুইলা দে। [দেখ যান্‌লা]।

যিনি=[চট]—ক্রি. বিণ. যেই স্থানে॥ যিনি যায় হিনিতে যাঁই তোমারে ধরি আনুম্। [<যে হানই<যে খানেই]।

২=[কুম]—বি. <ঝিনুক॥ যিনির্ চুতায়্। [দেখ যিনিক্]।

যিনিক্=[কুম]—বি. <ঝিনুক॥ যিনিকের্ ওবায়্ (=খোসায়)।

যিনি খাওয়া=[সি]—ক্রি. খুব দৌরাত্ম্য করা, ধরাকে সরা জ্ঞান করা॥ [দেখ যিনানো]।

যিনি পোক্=[কুম, সি]—বি. জোনাকী॥ আন্দাইরে যিনিপোক্ উড়ে। [<জুনি<জোনাই<জোনাকী +পোক; দেখ যুনি]।

যিনিশ্=[চা]—বি. সোনার অলংকার॥ চাঁইর্ বরি যিনিশ্ দেওন্ লাগব। [<জিনস جنس আং; অর্থ প্র.]।

যিনিশ্ হাত্তি=[নো]—বি. গহনা সম্পত্তি॥ বাকে হুতেরে যিনিশ্‌হাতি ভাগ্ করি দিল্। [দেখ যিনিশ্+পাতি <পাত(<পত্র)+ই প্র.]।

যিনেই=[পা, ফ]—বি. <ঝিনুক॥ যিনেই দিয়া আচ্‌ড়াইয়া তোল্। [দেখ যিনৈ]।

যিনেয় উঠা=[ম]—ক্রি. বহুকাল রোগ ভোগের পর আরোগ্য লাভ করা। [<জিয়াইয়া (<জিয়ন< জী সং+অন)+উঠা]।

যিনৈ=[বা]—বি. <ঝিনুক॥ খাংগে যিনৈ পাওয়া যায়। [দেখ যিনাই, যিনেই যিনি, যিনিক্]।

যিন্=[ম]—বি. ঘৃণা॥ তোমার্ একটু যিন্‌ও নাই। [<ঘৃণ<ঘৃণা]।

যিন্ আটান্=[সি]—ক্রি. একজন একজন করিয়া সকলের কথা বলা॥ সে একেবারে যিন্ আটাইয়া কৈলো। [<জিন্ (<যীন زين ফা.)+ আটানো; অর্থ. প্র.]।

যিন্‌গান্=[কুম]—ক্রি. জিজ্ঞাসা করা॥ তোমারে যিন্‌গাইল্ কি? [দেখ যিংগানো ১]।

যিন্‌যি=[সা]—বি. ঝিঁ ঝিঁ পোকা॥ চৈত্ মাসে যিন্‌যি ডাকে। [<ঝিঁ ঝিঁ (<ঝিল্লী সং)]।

যিন্‌যিন্=[সি]—বি. রক্ত চলাচল বন্ধ হেতু বেদনা॥ আমার্ পাওটা যিন্‌যিন্ করে। [দেখ যিন্‌যি আইত্যা]।

যিন্‌যি আইত্যা=[কম, নো]—বি. কটিবাত॥ আমাগো গরুর্ যিন্‌যি আইত্যা রোগ্ ঐসে। [<ঝিন্ ঝিন্ (অনু.)+বাত+ইয়া প্র.]।

যিন্‌টি=[চা]—বি. একপ্রকার গাছ॥

যিন্‌তি বাইর্=[সি]—বি. জিতের পুরস্কার॥ এবার্ আমি যিন্‌তি বাইর্ পাইসি। [<জিন (<জিনা<জি) +তি+বাযী بازی ফা.]।

যিন্‌দেগি=[নো]—বি. জাগরণ॥ [<যিন্দগী زندگی ফা.; অর্থ. প্র.]।

যিন্‌ন=[চা]—বি. হজম॥ যা খায় একটুও যিন্‌ন অয় না। [<জিন্‌ন <জীর্ণ সং]।

যিন্‌ন্=[পু]—বি. হজম॥ আর্ এটু কোম্ খাস্ তয় যিন্‌নু হবে। [দেখ যিন্‌ন]।

যিন্‌পারা=[কুম]—বিণ. নির্দয়॥ এমন্ যিন্‌পারা লোক্ আর্ দেহি নাই। [যিন (দেখ যিন্ শয়্‌তান্)+পারা< প্রায় সং]।

যিন্‌বাড়ি=[কু]—বি. মিস্ত্রিদের কাজে ব্যবহৃত দণ্ড বিশেষ॥ মিস্‌তির্ যিন্‌বাড়ি দিয়েই আমাকে মার্ দিয়ে গিল্। [বাড়ি=ছড়ি]।

যিন্ শয়তান্=[কুম]—বিণ. বড় দুষ্ট॥ পোরাডা যবর্ যিন্ শয়্‌তান্। [জিন جن আং+শয়তান شيطان আং]।

যিপ্‌রা=[সি]—বি. জিহ্বা, লোভ॥ তার্ যিপ্‌রা তো কম্ নায়্। [< জিহ্বা]।

২=[সি]—বি. লেলিহান শিখা॥ আগুনের্ যিপ্‌রা দেহ্ কদ্দুর্ উঠে। [অর্থ প্র.]।

যিপ্‌শর্=[চট]—বি. নৌকার ছোট পাল বিশেষ॥

যিফ্‌রা=[কুম]—বি. জিহ্বা॥ যিফ্‌রাত্ ঘাও ঐসে। [দেখ যিপ্‌রা১]।

যিবন্ গাস্=[খু]—বি. জিওল গাছ॥ যিবন্ গাসের্ পাতা সাপলে খুব খায়্। [<জিওল+গাছ]।

যিব্‌মানে=[ম]—ক্রি.বিণ. যাবজ্জীবন॥ [<জীব মানে]।

যিবা=[চট্ট]—অব্য. যেইটা ॥ যিবা তোর্ ভালা লাগে হিবা নে। [যে+বা =টা]।

যিবায়্=[ম]—ক্রি. বিণ. যে উপায়ে ॥ তুমি যিবায়্ পার দেহা কৈর। [যে+ভাব+এ বিভক্তি]।

যিবি শংশার্=[চা]—বি. মন্ত্র-তন্ত্র বলে কাহাকেও মারিবার ফন্দি ॥ ফকির্ যিবি শংশার্ কৈর‍্যা বংশডারে নির্বংশ কর্‌লো ॥ [<জীবন সংশয়]।

যিবে=[খু]—বিণ. লোভী ॥ অত যিবে হওয়া ভাল না। [<জিব < জিহ্বা+এ<ইয়া প্র.]।

যিব্=[বা]—বি. পকেট ॥ [<জেব <জয়ব جيب আং]।

যিব্‌পোয়া=[চট্ট]—বি. মেয়ে ॥ [< ঝিঅ (<দুহিতা সং)+পো (<পুত্র) +আ প্র.]।

যিব্‌বা=[পা]—বি. জিহ্বা ॥ যিব্‌বাত্ গাও ঐচে। [<জিহ্বা]।

যিব্‌রা=[কুম, সি]—বি. জিহ্বা ॥ তার্ যিব্‌রাডা এত বর কেরে? [দেখ যিপ্‌রা]।

যিব্‌রা বেচ'ন্=[চা]—ক্রি. খাওয়া ॥ পরের্ বাইত্ কেম্‌বে যিব্‌রা বেচ্'তে গেলিরে? [দেখ যিপ্‌রা+বেচন= বেচা; অর্থ প্র.]।

যিব্‌লা=[চা]—বি. খাওয়ার লালসা ॥ এত যিব্‌লা কেন্ তর্? [দেখ যিপ্‌রা]।

২=[সি]—ক্রি. বিণ. যে সময় ॥ যিব্‌লা অব্‌শর্ পাও আইশো। [যে+বেলা]।

যিব্‌লা পূযা=[চা]—বি. আহার ॥ পর্‌শা চ'ইর্‌ডা দিয়া বুঝি যিব্‌লা পূযা কর্‌সে? [দেখ যিপ্‌রা+ পূজা]।

যিমক্=[চট্ট]—বি. ছয়,৬ ॥

যিমানো=[পা]—ক্রি. গভীরভাবে চিন্তা করা ॥ এত যিমাও ক্যা। [অর্থ প্র.]।

২=[ম]—ক্রি. নিবান ॥ বাত্তিটা যিমাও। [অর্থ প্র.]।

৩=[বা, সি]—ক্রি. <ঝিমানো তন্দ্রাভাব হওয়া ॥ তুমি এত যিমাও ক্যা।

যিম্‌ন্‌তান্=[চট্ট]—অব্য. যেই ধরণ ॥ যিমুন্‌তানের্ গর হিমুন্‌তান্ অয়্। [<যেমন+তা+ন]।

যিম্=[ফ,কুম]—ক্রি. বিণ. স্থির ॥ বাতাশ্ নাই গাসের্ পাতা যিম্ দৈর‍্যা রৈসে। [<ঝিম]।

২=[ম]—বি. বুদ্‌বুদি ॥ পুকুরে মাসে যিম্ সার্‌তাসে। [অনু.]।

৩=[ফ]—বি. তন্দ্রা ॥ যিম্ দর্‌সে তবু হুইব না? [<ঝিম]।

৪ =[বা]—বি. পকেট ॥ কোর্‌তার্ যিমে পয়্‌শা আসে। [দেখ যিব্]।

যিম্, যিম্=[কুম, চা]—বি. শরীরের অবসন্ন অবস্থা ॥ [<ঝিম্‌ঝিম্ (অনু.)]।

যিম্ দেওয়া=[চা]—ক্রি. বুদ্‌বুদি ছাড়া ॥ এহানে পুডি যিম্ দিসে। [দেখ যিম্,+দেওয়া]।

যিম্ দরা=[পা]—ক্রি. অজ্ঞান হওয়া ॥ শামানা আগাতেই যিম্ দর্‌লো।

২ =[পা]—ক্রি. পানিতে মাছের নড়া ॥

যিম্'নি=[খু]—বিণ. চকচকে ॥ থালাখানা বেশ্ যিম্‌নি আসে। [< ঝিলমিল (অনু.)]।

যিম্ মারা=[ম]—ক্রি. চুপ করা ॥ যিম্ মাইরা বৈয়া রৈস কেরে। [দেখ যিম্+মারা]।

যিম্‌মাশ্ করা=[য]—ক্রি. হজম করা। একায়্ করে তুই যিম্‌মাশ্ কর্‌তে পার্‌বি না।

যিম্‌লা=[কুম]—বি. বাঁশের শাখা ॥ মাশ্‌টার্ শাবে যিমলা দিয়া শাত্‌রগ মার্‌তাসে।

যিয়না=[কুম]—বিণ. জীবিত ॥ পুটি-মাস্ কহনো যিয়না থাকে না। [< জীব+না প্র.]।

যিয়নি=[বা]—বি. জেলে, মাছ ব্যব-সায়ী ॥ যিয়নি পায়া। [দেখ যিয়ানি]।

যিয়রি=[চা]—বি. কন্যাস্থানীয়া মেয়ে ॥ যিয়রির্ বিয়া কবে? [< ঝি(<দুহিতা সং)+আরি প্র.]।

যিয়ল্=[ম, সি]—বি. শিং ও মাগুর মাছ ॥ [দেখ যিয়ৈল্]।

২ =[চট্ট]—বি. জীবিত মাছ গাঁথা বড়শী ॥ [দেখ যিয়ৈল্]।

যিয়লা=[চট্ট]—বি. চুপ ॥

যিয়া=[পা]—বি. গহনা ॥ নূতন বৌকে যিয়া দেও। [<জেওর < যেবর زيور ফা.]।

২=[বা]—বিণ. লোভী ॥ সেলেটা এক্‌দম্ যিয়া। [<জিহা<জিহ্বা; অর্থ প্র.]।

৩=[সি]—বি. নীচের ঠোঁট ॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৪ =[সি]—বি. সেঁউতির মুখের পুরু চাকা ॥ যিয়া সুটি গেসে হেওতে পানি হিচ'া মুশ্‌কিল্।

৫=[নো]—বি. ঝিংগা ॥ আঁত্‌তে যিয়া হোদ্ লাগে।

যিয়াইল্‌লা=[নো]—বিণ. ভীরু ॥ হেইতে বড় যিয়াইল্‌লা।

যিয়া থাকা=[চা]—ক্রি. বাঁচিয়া থাকা ॥ কোন রহমে যিয়া আসি। [< জী<√ জীব+ আ প্র.+থাকা]।

যিয়ানা=[সি]—বি. কচুগাছের আগা ॥ যিয়ানা গুইন্ রও বাচ্'বে। [জী< √জীব+আনা প্র.]।

২=[ব]—বি. মাঝি ॥ নদিত্ যিয়ানা ডাক্‌সে। [দেখ যিয়ানি]।

যিয়ানি=[বি]—বি. যাহারা মাছ না মারিয়া অন্যের কাছ হইতে মাছ খরিদ করিয়া বিক্রি করে ॥ [<জিয়ান+ ই প্র.=যাহারা মাছ জিয়াইয়া বিক্রি করে]।

২ =[কুম]—বি. মাছ জিয়াইয়া রাখার পাত্র বিশেষ ॥ যিয়ানিতে শিং মাস্ আসে। [অর্থ প্র.]।

যিয়াবতি=[সি]—বি. জুলুম, গালি মন্দ ॥ পেডের্ পোলা ঐয়া কি যিয়াবতি করে? [যিয়াদত زیادت আং+ই ফা. প্র.]।

যিয়ানে=[সি]—ক্রি. বিণ. যেইখানে ॥ [<যে হানে<যেখানে]।

ঘিয়ানো=[কুম, সি]—ক্রি. জিয়াইয়া রাখা, জীবিত করা। আল্লা সারা ঘিয়াইব কে? [<জিয়ানো]।

ঘিয়াকতি=[ম]—বিণ. নিমন্ত্রিত॥ এরা হগল্ ঘিয়াকতি মেমান্। [দেখ যাফত্+ই প্র.]।

ঘিয়াফত্=[চট্ট]—বি. ভোজ উৎসব॥ [দেখ যাফত্+ই প্র.]।

ঘিয়াবাতি=[পা]—বি. দেয়াশলাই। [<দিয়া <দীপ সং+বাতি (<বর্তিকা সং)।

ঘিয়ারা=[সি]—বিণ. সোঁদা, ভিজা ভিজা॥

ঘিয়ারায়া=[চট্ট]—বিণ. দুষ্ট॥

২=[কুম, সি]—বি. ননদী, বিয়াইর মেয়ে॥ আমার্ ঘিয়ারায়ারে বিয়া দেঅন্ লাগ্‌ব। [<ঝিয়ারি<ঝি (<দুহিতা সং) +আরি প্র.]।

ঘিয়ারি লতা=[ঢা]—বি. এক প্রকার লতান গাছ॥ ঘিয়ারি লতার্ হাগ্ বালা।

ঘিয়ারে=[ফ]—ক্রি. বিণ. অবশেষে॥ হেষ্ ঘিয়ারে কত্তাডা হুন্‌সে। [<জের <যের زير ফা. +এ (বিভক্তি)]।

ঘিয়ার্=[ম]—বি. তেলের টিন॥ এক্ ঘিয়ার্ কেরাশিন্ তেল্ আইন্য।

ঘিয়ালা=[ফ, ম]—বি. বড়শীতে গাঁথা জ্যান্ত ছোট মাছ। [দেখ ঘিযাল্]।

২=[কুম, ফ]—বি. এক প্রকার বৃক্ষ॥ ঘিয়ালা কাঠের্ তক্তা দিয়া নৌকা তৈরি অয়। [<জিওল< জী+অল প্র.]।

৩=[নো]—বি. মেবে মানুষ॥ মোড়া মোড়া ঘিয়ালারা হাড়ায় হাড়ায় ধরাত্ করে। [ঘিয়া=ঝি+লা প্র.]।

ঘিয়ালি=[পা]—বি. মাছ ব্যবসায়ী॥ [দেখ ঘিয়ানি]।

ঘিয়াল্=[পা, চট্ট]—বি. এক প্রকার মাছ, শিঙি মাছ॥ [দেখ ঘিয়ল্]।

ঘিয়াশ্‌লি=[কুম]—বি. দেয়াশলাই॥ [<দীয়া সলাই <দীপশলাকা সং]।

ঘিয়ে=[খু]—বিণ. অতি লোভী॥ তোমার্ মেয়েটি দিন্ দিন্ বড় ঘিয়ে হয়ে উঠ্‌সে। [দেখ ঘিবে]।

২=[খু]—বি. সুতার চিকন ও শক্ত দড়ি॥

ঘিয়েনি=[কু]—বি. ধীবর॥ ঘিয়েনিরা মাস্ শিকার্ করে। [দেখ ঘিয়ানি]।

ঘিয়েল্=[খু]—বি. এক প্রকার গাছ॥ [দেখ ঘিয়ালা]।

ঘিয়েল্ পারা=[ক]—ক্রি. চিৎকার করা, চেচান॥ হুদাহুদি ঘিয়েল্ পার ক্যা। [<জিগির (<যিকর ذکر আং) +পাড়া]।

ঘিয়েল্ মাস্=[খ]—বিণ. শিংমাছ॥ ঘিয়েল্ মাসের্ শের্ কত? [দেখ ঘিয়েল্+মাছ]।

ঘিয়েল্=[ফ]—বি. মাছ ধরার ফাঁদ॥ ঘিয়েল্ পাত্‌লে বড় বড় মাস্ পাওয়া যায়। [<জিওল <জীব+ল প্র.]।

ঘিয়োট্ হওয়া=[ঢা]—ক্রি. জমাট হওয়া॥ খুব্ ঘিয়োট্ ঔব। [< জমাট+হওয়া]।

ঘিরা=[ঢা]—বি. আউশ ধান বিশেষ॥ [<জিরা<জীরক সং]।

২=[নো]—বি. কলা গাছের রোগ বিশেষ॥ কলা গাস্‌টারে ঘিরায় ধর্‌সে। [<জীর (কেঁচো)+আ প্র]।

ঘিরা ঘিরা=[কুম]—ক্রি. বিণ. ক্ষুদ্র ক্ষুদ্র॥ এত ঘিরা ঘিরা কৈরা কাটলি ক্যারে? [দেখ ঘিরা; কিংবা যর্রঃ ذره আঃ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

ঘিরাতি=[প]—ক্রি.বি. আত্মীয়দের দ্বারা কোন কাজ সম্পন্ন করান॥ [পরে দেখ; অর্থ প্র.]

২=[ম]—বি. ঔপনিবেশিক চাষী॥ [<যরা'আত্ زراعت আং+ই প্র.]।

ঘিরাত্=[ফ, বা]—বি. ফসল, শস্য, রবিশস্য॥ নিজের্ ঘিরাতের্ যেমন্ দয়া পরের্‌ও যেমন্ দয়া। [দেখ ঘিরাতি; অর্থ প্র]।

২=[ম, সি]—বি. চারবাল॥ জালা দিলেই ঘিরা ঘিরায় কৈরা খায়। [পূর্বে দেখ]।

ঘিরানি=[সি]—বি. বিশ্রাম॥ জালা এখন্ ঘিরানিত্ আসে। [দেখ জিরান্ কাট্; জিরান+ই প্র.]।

ঘিরাফি=[কুম]—বি. জিলিপি॥ [<জিলাপি <জলীবী হিং]।

ঘিরে খাওয়া=[সি]—বিণ. রোগা হালকা॥ ঘিরেখাওয়া বেটা। [<জীর (কেঁচো)+এ(বিভক্তি)+খাওয়া]।

ঘিরোট্=[কু]—বিণ. মিশ্রিত॥ ঘিরেট্ ধান্।

ঘিরের্ পাতা=[খ]—বি. তেজ পাতা॥ হাট্ হতে ঘিরের্ পাতা আনিও। [দেখ ঘিরা+এর (বিভক্তি)+পাতা (<পত্র সং)]।

ঘির্=[কুম, ম]—বি. কৃমি॥ পেরাডার্ পেডের্ বিতুরে ঘির্ ঔসে। [<জীর <জীর্ণ সং]।

২=[সি]—বি. কেঁচো॥ [অর্থ প্র.]।

৩=[খু]—বি. লম্বা ঝুরিবিশিষ্ট বৃক্ষ॥

ঘির্‌কা=[চট্ট]—বি. জিহ্বা॥ [দেখ ঘিপ্‌রা]।

ঘির্ কাঠি=[চট্ট]—বি. উনুনে খর কুটা ঠেলিবার কাঠি বিশেষ॥

ঘির্ গাস=[চট্ট]—বি. অশ্বত্থ গাছ॥

ঘির্‌গুয়া=[চট্ট]—বি. জিহ্বা॥ টানি ঘির্‌গুয়া লম্বা করি ফেলাইস্। [দেখ ঘির্‌কা+উয়া প্র.]।

ঘির্‌ঘির্ করা=[ঢা]—ক্রি. ব্যথা হওয়া॥ আমার্ পাওটা ঘির্‌ঘির্ করে। [<ঘির্‌ঘির্ (অনু.)+করা]।

ঘির্‌ঘিরাইয়া=[সি]—অস. ক্রি. ছোট ছোট রন্ধ্রপথে ধীরে ধীরে প্রবাহিত হইয়া॥ ঘিরঘিরাইয়া পানি পরে। [দেখ ঘির্‌ঘিরানো]।

ঘির্‌ঘিরানো=[সি]—ক্রি. অল্প অল্প করিয়া পড়া বা বহা॥ খালে দি ঘিরঘিরাইয়া পানি যাবের্। [<ঝির্ ঝির্ (অনু.)+আনো প্র.]।

ঘির্‌পা=[চট্ট]—বি. জিহ্বা॥

যিরপাড় যাও চৈয়ে। [দেখ যিপুরা ; বর্ণবিপর্যয়]।

যিরবা=[কুম, নো]—বি. জিহ্বা ॥ আমার যিরবাড় গাও ঐচে'। [দেখ যিরপা]।

যিরক=[চট্ট]—বি. জিহ্বা ॥ [দেখ যিরকা]।

যিলা=[কুম, সি, চট্ট, নো]—বি. ছিদ্র ॥ ঠিলার নিচ' দিয়া একটা যিলা হৈ গেসে। [<জিলা<খলা خلا আঃ; অর্থ প্র.]।

২=[চট্ট]—বি. আগুনের ফুলকি ॥ [অর্থ প্র.]।

৩=[ম, ব, কুম]—বি. ঝিলিক, ঔজ্জ্বল্য ॥ [দেখ যিল্]।

৪=[ম.সি]—সর্ব. যে ॥ যিলা কৈচে' হিলাবে আন গিযা। [<যে+লা]।

যিলাতিশ্তানা=[ম, খু]—বি. অধঃপতিত দেশ ॥ [<যিল্লতী ذلتی আঃ +আস্তানহ্ آستانه ফা.]।

যিলাদার=[ম]—বিণ. চমকদার ॥ তোমার টুপিটা খুব যিলাদার। [দেখ যিলা+দার دار ফা.]।

যিলিংগা=[ম]—ক্রি. বিণ. অত্যধিক ঠাণ্ডাজনিত কাঁপুনি বা জড়তা ॥

যিলিক=[চা]—বি. রং ॥ [< ঝিলিক ; অর্থ প্র.]।

২=[খু]—বি. বিদ্যুতের চমক ॥ মেঘলা দিনে যিলিক মারে।

যিলিক পারা=[পা]—ক্রি. আহলাদ দেখান ॥ [দেখ যিলিক্+পাড়া]।

যিলিম=[নো]—বি ঝিনুক ॥ যিলিম্ রাইকুলে কাদে লাগে।

যিল্=[ক]—বি. ক্ষুদ্র কাঁকর ॥ যিল্‌ওয়ালা চাইলের্ বাত্ খাওন্ যায় না।

২=[বা, পা]—বি. কিরণ, আলো, বর্ণচ্ছটা ॥ কাপড়ের্ উপুরে রংয়ে যিল্ দরেসে। [দেখ যিলা]।

৩=[কুম]—বি. কুর্‌আন শরীফ ॥ [< জিল্দ جلد আঃ=চর্ম : চামড়ার বাঁধাই ; দেখ যিল্ করা ; অর্থ প্র.]।

যিল্ করা=[সি]—ক্রি. বই বাঁধান ॥ কোরান্‌খান্ যিল্ করাইয়া লও। [দেখ যিল্৩+করা]।

যিল্কানি=[সি]—বি. বেদনার তীব্র অনুভূতি ॥ [<ঝিলিক+আনি প্র. ; অর্থ প্র.]।

যিল্কানো=[ম]—ক্রি. টাটানো ॥ শিং মাসের কাটা লাগায় যিল্কায়। [দেখ যিল্‌কানি ; আনো প্র ; অর্থ প্র.]।

২=[পা]—ক্রি. বিদ্যুৎ চমকান ॥ মাগ্ যিল্কাইতেচে'। [দেখ যিলিক্ (নামধাতু)+আনো প্র.]।

৩=[সি]—ক্রি. আহলাদ প্রকাশ করা ॥ এত যিল্কাও ক্যা। [অর্থ প্র.]।

যিল্কি=[সি]—বি. বিদ্যুৎ, বাজ ॥ আশ্‌মানে যিল্‌কি দিতাসে। [<ঝিলিক +ই প্র.]।

২=[কুম]—বি. তালি বা ডাক ॥ মেগের্ ডাকে কানে যিল্‌কি লাগে। [অর্থ প্র.]।

যিল্‌যিলা=[পা]—বিণ. উজ্জ্বল, আনন্দিত ॥ খাশের্ খবরে সেলেটা যিল্‌যিলা হৈল্। [দেখ যিল২+যিল+আ প্র.]।

যিল্বা=[কুম]—বি. জিহ্বা ॥ যিল্‌বা দা কোল্ পরে। [দেখ যিপ্‌রা]।

যিল্‌যিল্=[সি]—বি. ঝকমক ॥ [অনু.]।

যিল্লতি=[পা, নো]—বি. কষ্ট, দুঃখ, অপমান, লাঞ্ছনা ॥ পুয়াগুইন্ বড় যিল্লতি দিতাসে। [<যিল্লত ذلت আঃ+ই. প্র.]।

যিল্লত=[খু, সি]—বি. অপমান ॥ তাকে একেবারে যিল্লত্ করে ছেড়ে দে (খু)। [দেখ যিল্লতি]।

যিল্লি=[বা]—বি. জেদ ॥ [< যিদ্দ্ ضد আঃ+ই প্র.]।

যিল্‌হি=[ফ]—বি. বিদ্যুৎ ॥ [দেখ যিল্‌কি২]।

যিশোকি=[চা]—বি. গালি বিশেষ ॥ এই যিশোকি তুই আমার লগে কত্তা কৈস্ না। [< ঝি (<দুহিতা সং) +শোক+ই প্র. কিংবা ঝি+পো< পুত্র সং+খাকী<খাদক+ইং ; স্ত্রী]।

যিসাতা=[সি]—ক্রি. বিণ. যাহা কিছু ॥ বৈবার্ লাগিন্ যিসাতা পায় লৈয়া আয়। [<যে+ছাতা (<ছত্রাক সং)]।

যিসিম=[ম]—বি. শরীর দেহ ॥ যিসিম্ ঘোড়া ঐলে কি হৈব, যোর্ নাই। [<জিস্ম جسم আঃ]।

যিস্‌মানি=[ম]—বিণ. দৈহিক, শারীরিক ॥ তার্ যিস্‌মানি কুয়ত্ খুব বেশি। [<জিস্মানী جسمانی আঃ]।

যু

যু=[কুম]—বি. সুযোগ, সুবিধা ॥ যু বুইয়া কাম্ করন্ লাগে। [<জো (<যোগ সং)]।

যুআনি=[কুম]—বি. খাঁচা ॥ যুআনির্ তলে মোর্‌গার্ গাও।

যুই=[চট্ট]—বি. <যোগী ॥

২=[ম]—বি. আগুন ॥ যুই আনায় দে, তামুক্ খাইবাম্। [<জ্যোতি ; তুং জুই অ.]।

যুইট্যা হালিক্—[চা]—বিণ. ছোট শালিকের শ্রেণী বিশেষ ॥ যুইট্যাহালিক্ মানুদার্ গাসে বাহা করে। [<ছোট+ইয়া+শালিক (<শারিকা সং)]।

যুইতা=[পা]—বি. মাছ মারিবার যন্ত্র বিশেষ ॥ যুইতা দিয়া বড় মাছ্ মারা যায়।

যুইতের গর=[বা]—বি. উঁচু টুই কিন্তু চালের নীচের দিক প্রায় মাটির

কাছাকাছি এমন এক ধরণের খড়ের ঘর ॥ [<জুত (দেখ যুইত্)+এর (বিভক্তি)+ঘর]।

যুইক্কের্ লাইগ্যা শুইতে না পারা = [কুম]—ক্রি.বেশি আরাম হেতু অসুবিধা হওয়া ॥ [<জুত (<যুক্ত সং)+লাগিয়া শুইতে না পারা ; অর্থ প্র.]।

যুইত্যা=[ঢা]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ॥ [দেখ যুইত্যা]।

২=[পা]—বি. জুতা। যুইত্যা কিন্‌বার্ ট্যাহা নাই। [<জুতা হিং]।

যুইত্যানো=[কুম]—ক্রি. কাজ আরম্ভ করিবার পূর্বে যোগাড়যন্ত্র করা ॥ যুইত্যাইতে যুইত্যাইতে দিন্ গেল্। [<জুত+আনো প্র.]।

যুইত্যান্=[চট্ট]—ক্রি. অনুপাত মত লবণ মরিচ মসলা জল ইত্যাদি তরকারীর সহিত মিশ্রণ করা ॥ [দেখ যুইত্যানো ; অর্থ প্র.]।

যুইত্=[বা]—বি. নমুনা, গঠন ॥ গরের্ যুইত্ বালা ঐসে। [<জুত (<যুক্ত সং)]।

২=[নো, সি, চা]—বি. আরাম, জুত ॥ আইযগা খাবার্ যুইত্ নাই। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[কুম, খু]—বি. সুযোগ ॥ যুইত্ পাইয়া যা তা করা সরস বুঝি? [পূর্বে দেখ]।

৪=[কুম]—ক্রি. বিণ. ঠিক ॥ যুইত্ মত কাম্ কৈর। [অর্থ প্র.]।

৫=[নো]—ক্রি. বিণ. চুপ ॥ কান্‌দিস্ না, যুইত্ কৈরা থাক্। [অনু.]।

৬=[কুম]—বি. চিকন রশি বিশেষ ॥ দানের্ বোঝা বান্‌তে যুইত্ লাগে। [<জোত <যোক্ত্র সং]।

৭=[ক]—বি. ঘরের দুই কোনার চেয়ে উঁচু মধ্যস্থান ॥ [দেখ যুইত্]।

যুইত্ বাইত্=[সি]—বি. সুযোগ সুবিধা ॥ [দেখ যুইত্˚+বাইত অনু:]।

যুইন্=[নো]—বি. গড়ন, গঠন, গড়ন ॥ [দেখ যুইত্]।

যুইনা=[ম]—বিণ. অতিশয় প্রাচীন ॥ হের্ নানায় যুইনা বুরা ঐয়া গেসে, তও মরে না। [<ঝুন্<ঝুনা (<জীর্ণ সং)+ইয়া প্র.]।

যুইন্যা=[বা]—বি. পোকা বিশেষ ॥ নাওডাত্ যুইন্যায় দর্‌সে।

যুইম্=[কুম]—বি. বাঁশের তৈরী খাঁচা ॥

যুইপা=[ম]—ক্রি. বিণ. ঢাকিয়া, ছাপাইয়া ॥ বিশ্‌টি আবার্ যুইপা নৈসে। [<ঝাঁপাইয়া]।

যুইয়া ওর্‌লা=[চা]—বি. বড় পিপঁড়া ॥ যুইয়া ওর্‌লা কামর্ দিসে।

যুইর‍্যা=[ফ]—ক্রি. বিণ. একত্র করিয়া, জুতিয়া ॥ লাঙলে গরু দুইডা যুইর‍্যা দে। [<জুড়িয়া]।

যুইর্=[চট্ট]—বি. মাথাল, টোকা ॥

যুইর্ গাউর্=[চট্ট]—বিণ. অকেজো ॥ হিতে এক্‌বেরে যুইর্ গাউর্। [দেখ যুইত্˚+এর (বিভক্তি) +গাভুর, গাবর]।

যুইর্‌যা=[কুম, ম]—ক্রি. বিণ. সঙ্কুচিত ॥ ঘারের্ লাগি বুরা বেডাডা যুইর্‌যা দিয়া রৈসে।

যুইল্যা=[বা]—ক্রি. বিণ. নুইয়া ॥ আমাগোর্ বারে গাস্‌টা যুইল্যা পর্‌সে। [<ঝুলিয়া]।

যুইল্ বাওয়া=[বা]—ক্রি. একগাছ হইতে ঝুলিয়া অন্য গাছে যাওয়া ॥ সেরাডা বেশ্ যুইল্ বাইতে পারে। [ঝুল+বাওয়া]।

যুংগা=[সি]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥ যুংগাত্ মাস্ লাগ্‌সে। [< চুংগা]।

যুংগুইর্=[কুম]—বি. টোকা, মাথাল ॥ [দেখ যুংগুরা]।

যুংগুরা=[সি]—বি. মাথা ও পিঠ ঢাকিবার উপযোগী টোকা বা বাঁশের ছাতা ॥ [দেখ যুংগুইর্]।

যুংগুর্=[খু,সি]—বি. তালপাতার তৈরী মাথাল ॥ [দেখ যংগুরা]।

যুংরা=[সি]—বি. ডিম পাড়িবার বা ডিমে তা দিবার ঝুড়ি ॥ কয়াটি মুর্‌গি হারাদিন্ যুংরাত্ বৈয়া থাকে।

যুংলা=[ম]—বি. বনজঙ্গল সমাকীর্ণ ॥ এমন যুংলা যায়্‌গায়্ কি মানুশ্ থাকে। [<জংলা]।

২=[ক]—বি. মাছ তরকারী নাড়িবার হাতা ॥ যুংলা দিয়া কদু তর্‌কারিডা নাড়া দেও।

যুইযুই আডা=[নো]—ক্রি. বাঁকা হইয়া হাঁটা ॥ বুড়ায়া যুঁইযুঁই আটে। [<ঝুঁকিয়া ঝুঁকিয়া হাঁটা]।

যুঁইর্=[চট্ট]—বি. খড়ের তৈরী ছাতা ॥ গিরিসের্ যুঁইর্ আসে। [দেখ যুংগুইর্]।

যুঁডা=[নো, চট্ট]—বি. কবরী, খোপা ॥ মাথার্ চুল্ যুঁডা বাইন্দা রাখ্। [<ঝুঁটা, ঝুঁটি (জুট)]।

যুঁডি=[চট্ট]—বি. জোড়া, দল ॥ যুঁডি বান্‌দি কডে যাও? [<জোট+ই প্র.]।

যুঁর্=[চট্ট]—বি. টোকা, মাথাল ॥ [দেখ যুঁইর্]।

যুঁহা=[কু, ম]—বি. পরিমাপ ॥ যুহাঁ দিয়ে দেখ্ কোন্‌টা বড়। [<জোখা]।

যুকন্=[কুম,]—ক্রি. মাপা ॥ যুক্যা দেহ খালে পানি কদ্দুর্। [<জুখ (<জোখা)+অন প্র.]।

যুকা=[খু]—বি. পানি বাড়িবার মাপ ॥ যুকার্ গুনে পানি বেশি ঐ সিল্। [দেখ যুঁহা]।

২=[খু]—বি. অর্শরোগ ॥

যুকানো=[সি]—ক্রি. শান্ত ছেলে-মেয়েদের সাথে লাঠালাঠি করিয়া অশান্ত করা ॥ পোয়াটারে আর্ যুকাইও না। [<চোখা (<চোক্ষ সং)+নো প্র.]।

২=[সি]—ক্রি. মাপ নেওয়া ॥ যুকাইয়া দেখ্ কয়্‌হাত্ লম্বা। [দেখ যুকা+নো প্র.]।

যুকামাপা=[সি]—বিণ. পরিমিত, সামান্য ॥ অতো যুকামাপা খাওয়া দেওয়া যায় না। [দেখ যুকা+মাপ +আ প্র.]।

যুকার্=[সি]—বি. হুলুধ্বনি ॥ [<জোকার (<জয়কার সং)]।

যুকুর্=[পা,বা]—বি. ধানভানার সময় এক তালে পা ফেলা ॥ মেয়েরা যুকুর্ দিয়ে দান্ বানে। [দেখ যুকার্]।

যুকোনি=[কুম,]—বি. মুরগী রাখিবার খাঁচা বিশেষ ॥ যুকোনিতে মুরগির্ গাও রাহো। [<খাঁকা+নি প্র.]।

যুক্ করা=[বা]—ক্রি. চুপ করা ॥ যুক্ কৈরা থাক্, কান্দিস্ না। [<যুপ <চুপ+করা]।

যুক্কা=[সি]—বি. অপয়া, ভারী ॥ নাওর্ মাযে যুক্কা কেরে, নাওতো চ'লে না।

২=[সি]—বিণ. জোঁকে খাওয়া, ক্ষত বিশিষ্ট ॥ যুক্কা বেটার্ পা দুয়াই দেও। [<জোঁক (<জলৌকা সং) +আ প্র.]।

যুক্ ধরা=[সি]—ক্রি. ঝিমান ॥ গরুডার্ যুক্ দর্গে। [<ঝিম+ধরা ; ঘুমের সাদৃশ্যে ঝুম<ঝিম]।

যুক্যুইক্কা=[নো]—বিণ. যাহার ভিতরে কিছুই নাই, ফোকলা হইয়াছে এমন ॥ এই হালাগা গুনে খাই যুক্যুইক্কা ঐ গেগে। [<যুক যুক (অনু.)+ইয়া প্র.]।

যুক্যুকাই=[নো]— অস. ক্রি. জবজব করিয়া ॥ যুক্যুকাই নাড়েলেন্ হানি লড়ে। [<যুক্যুক্ (অনু.)+ আই+ইয়া প্র.]।

যুক্তা=[ম]—বি. সামর্থ্য ॥ যুক্তা মত কাম্ করো। [<যোগ্যতা]।

যুক্তি=[কুম,]—বি. দাঁড়িপাল্লার লম্বাদড়ি ॥ যুক্তির্ দরি শক্তো অওন্ লাগে। [<যুক্(দেখ যুকা) +তি প্র.]।

২=[সি]—বি. পাল্লার একদিকের ঝোঁক ॥

যুখান্থি=[সি]—ক্রি. বি. পরিমাপ করণ ॥ [দেখ যুকা ; ই প্র.]।

যুখ্=[ম]—বি. মাপ ॥ বাবায় যুখ্ দিয়া আই। [<জোখ]।

যুগা=[চা]—বিণ. নিঃশেষ ॥ এক্কেরে বাই যুগা ঐয়া গেলাম্ গা হারাদিন্ খাইটুটা।

যুগার্=[ম]—বি. ব্যবস্থা ॥ টাকার্ যুগার্ করো। [যোগাড়<যোগ সং+ আড় প্র.]।

যুগালি=[ফ,]—বি. সাথী, সাহায্যকারী ॥ রাযমিস্‌রির যুগালি লাগে। [<যোগ (দেখ যুগার্)+আলি প্র. ; সাধু জোগাড়িয়া, জোগাড়ে]।

যুগাল্=[চা]—বি. সাহায্য, সূচনা, প্রারম্ভ ॥ এই কামের্ যুগাল্ দিতে ঐব না। [দেখ যুগার্]।

যুগি=[সি]—বি. হিন্দু তাঁতী, নাথ, সাধু ॥ যুগি হক্কলে বাক্কা কাপর্ বানায়। [<যোগী]।

যুগিনি=[না]—বিণ. যে গরুর শিং হয় না ॥ যুগিনি গাই দেখ্‌তে খারাপ্। [<যোগিনী ; লোকব্যুৎপত্তি]।

যুগিপুঁতা=[য]—বি. নির্মম অত্যাচার ॥ ওকে যুগিপুঁতা না পুঁতে কোনু কথা নেই। [<মৃত যোগীর ন্যায় পোতা(<পোথ সং+আ)]।

যুগিয়ানি=[সি]—বি. যুগির তৈরী পাতলা গামছা ॥ যুগিয়ানির দাম্ বেশী কম্‌সে না। [<যোগী+আনি প্র.]।

যুগির্ খাতা=[ফ]—বি. একপ্রকার ধান ॥ [<যোগীর কাঁথা]।

যুগোতি=[ফ]—বিণ. ক্ষমতাশালী ॥ 'শিশুও যদি অয় যুগোতি, তবুও চাই শোংগতি'—প্রবাদ। [<যোগ্যতা]।

যুগ্গি=[ম]—বিণ. <যোগ্য ॥ যুগ্গি কতা মুহে যোয়ায় না।

যুগ্গমান্=[ফ]—বিণ. উপযুক্ত ॥ তার্ হাত্তুটি গেলেই যুগ্গমান্। [< যোগ্য+মান প্র.]।

যুগ্‌যিগ্‌গাশি=[চা]—বি. আদর সম্ভাষণ ॥ এই আকালের্ দিনে কেঐ কেঐরে যুগ্‌যিগ্‌গাশা করে না। [<জুগ (অনুঃ)+জিজ্ঞাসা]।

যুগ্গল=[ম]—বিণ. যমজ ॥ যৌতার্ গর যুগ্‌লা পুত্ ঐসে। [<যুগল+ আ প্র.]।

যুঝিবাঝি=[নো]—অস. ক্রি. বোঝাপড়া করিয়া ॥ আইয্ কাইল্ বেক্কেই যুঝিবাঝি যায়। [<বুঝিয়া+বাজিয়া (অনুঃ)]।

যুয্যুর্, যুয্যুর্=[সি]—বিণ. শতছিন্ন ॥ কাপর্ ফারিয়া যুযুর্ যুযুর্ ঐসে। [অনু.]।

যুয্=[নো]— বি. মারামারি ॥ গেলে দুইটা যুয্ করে। [<যুঝ্ (<যুদ্ধ সং)]।

যুয্যু=[সি]—বি. <যুদ্ধ ॥ যার্মানির যুযযু শেশ্ ঐসে।

যুয্দান্=[ম]—বি. কোরান কেতাব বাঁধিয়া রাখার থলি ॥ [<জুয্ ... আং+দান ... ফা.]।

যুটা বলি=[ম]—ক্রি. বিণ. তোড়া বাঁধিয়া ॥ যুটাবলি আম্ আইসে, তুফানে রাখ্‌লে অয়। [<জটা+বলিয়া (<√বল্ <√বৃধ+আ)]।

যুট্টা=[বা]—বি. এঁটো ॥ তোমার যুট্টা খাইব কে ? [<ঝুটা(<জুষ্ট সং)]।

যুট্‌যুট্=[সি]—ক্রি. বিণ. মিছামিছি ॥ যুটযুট্ মান ক্যা। [<ঝুট (হিং) +ঝুট (অনুঃ)]।

যুঠা=[সি]—বিণ. উচ্ছিষ্ট, এঁটো ॥ যুঠা খাও। [দেখ যুট্টা]।

যুড়া=[কুম]—বি. উচ্ছিষ্ট ॥ [দেখ যুট্টা]।

২=[কুম]—বি. খোপা ॥ [দেখ যুটি]।

যুডালো=[ফ]—ক্রি. সংগ্রহ করা ॥ ট্যাহা যুডাইয়া লৈ, তারপর্ বাজারে যামু। [<জোট+আনো প্র.]।

যুড়া=[য]—বি. জোড়া ॥ এক্ যুড়া শাড়ি দেন্‌ত। [<জোড়া (<যুগ্ম সং)]।

যুড়ি খেপ্‌না=[ফ]—বি. মাছ ধরিবার ছোট জাল ॥

যুজ্যান্=[নো]—বি. খেজুর গাছ কটিবার প্রথম দিনের পরিষ্কৃত অংশ ॥

যুতি=[বা, ফ, পা]—বি. মাছ মারিবার হাতিয়ার ॥ যতি দিয়া বড় মাছ ধরা যায়।

যুতিযুতি=[ব]—ক্রি. বিণ. চুপিচুপি, মুরুব্বিদের অগোচরে ॥ সকলে যুতিযুতি একাম্ করেসে। [অনুঃ]।

যুতেবাতে=[ব]—ক্রি. বিণ. গোপনে॥ যুতেবাতে কি কর ? [অনু.]।

যুত্যা=[সি, চট্ট]—বি. খড়মের উপরিস্থিত কাষ্ঠ, বউলা ॥ হাবর্ করা পথে চোল্বার শময় খরমের যুত্যা বাংগি গেল্ (সি)।

যুত্=[নো, ফ, ঢা]—ক্রি. বিণ. চুপ ॥ যুত্ করি থাইক্লে মাইন্শে মনে করে বেকুব। [অনু.]।

২=[য, খু]—বি. কাজের নিয়ম বা ধারা ॥ কামে যুত্ পালায় না। [< জুত(<যুক্ত)]।

৩=[পা, খু]—বি. ক্ষমতা, সুযোগ ॥ তোমার্ কোনৈ যুত্ নাই। [অর্থ প্র.]।

৪ =[কু]—বি. সরু শলাকাবিশিষ্ট মাছ ধরিবার অস্ত্র বিশেষ ॥

৫=[ব]—বি. মেরামত॥ পুরান্ যুতা যুত্ কর্তে হবে। [দেখ যুত্ ; অর্থ প্র.]।

৬=[সি]—বি. ভার বহনের দাঁড়, জোয়ালের দড়ি ॥ যুত্ সারা গরু যুরবায় কেম্নে ? [<জোত (<যোত্র সং)]।

৭=[খু]—বি. ইচ্ছা, ইশারা ॥ তোমার্ যুতে আমার্ যেতে হবে তার্ কি মানে আসে। [দেখ যুত্২. অর্থ প্র.]।

যুত্করা=[বা]—বিণ. গোপন ॥ তোমার্ লগে এক্টা যুত্করা কথা আসে। [<যুত্ (অনু.)+করা]।

যুত্যাত্=[পা]—ক্রি. বিণ. ঠিকঠাক ॥ যুত্যাত্ কৈরা থও। [দেখ যুত্২+যাত অনুঃ]।

২=[কুম]—ক্রি. বিণ. চুপচাপ ॥ যুত্যাত্ বৈয়া কতা যোন্। [অনু.]।

যুত্ত=[ম]—বিণ. যুক্ত॥ [দেখ যুত্২]।

যুদি=[চট্ট]—অব্য <যদি॥ হিতে যুদি আইত বড় মজা ঐত।

যুদিল্=[পা]—অব্য. <যদি ॥ তুমি যুদিল্ যাও আমি যাইবার্ পারি। [<যদি+ল]।

যুদে=[কু]—বি. পৃথক্ ॥ তার্ ভাগের্ অংশ যুদে করে দাও। [<জুদা জুদা ফা.]।

যুদ্দা=[সি]—বিণ. আলাদা ॥ 'কানা গরুর্ যুদ্দা আথাল্'—প্রবাদ। [দেখ যুদে]।

যুনা=[ঢা]—বিণ. ফুটা ॥ যুনা পাইল্যা টিহে না। [<ঝুনা (<জুন্ন প্রাঃ <জীর্ণ সং)]।

২=[ম]—বি. লোহার তার ॥ যুনা দিয়া বেরা বান্দে।

যুনাধাকি=[পা]—বিণ. অভিজাত ॥

যুনাবালি=[ফ]—বিণ. পাকা ॥ মাইয়াডা শব্ কামেই যুনাবালি। [দেখ যুনা + বালি <বালুকা সং]।

যুনি=[চট্ট, পা, ম, খু]—বি. জোনাকী পোকা ॥ রাইতে অনেক্ যুনি পোকা যলে। [< জোনি < জোনাই< জোনাকি কিংবা <যোগিনী ; অর্থ প্র.]।

যুনিক্=[খু, বা]—বি. জোনাকী পোকা ॥ আন্ধাইর্ রাত্তিরি যুনিক যল্লি ভাল দেখায় (খু)। [দেখ যুনি]।

যুনের্ আলো=[কুম]—বি. চাঁদের আলো ॥ [যুন <জোন < জোন্হা প্রাঃ<জ্যোৎস্না সং+এর+আলোক ; অর্থ প্র. ; যুন্৩]।

যুন্যাপহর্=[চট্ট]—বি. অস্পষ্টভাবে আলোকিত বা আলো আঁধারে মিশান অবস্থা ॥ [দেখ যুনের্ আলো+পহর (প্রহর সং)।

যুন্=[বা]—বিণ. পাকা, ঝুনা ॥ যুন্ নাইর্হল্। [দেখ যুনা]।

২=[পা]—বি. আলোচনা, শব্দ ॥ তোমার্ বাপের্ কালে সেলের্ বিয়ের্ যুন্ দিলায়।

৩=[কুম]—বি. চাঁদ ॥ যুনের্ পর্ ঐনেই আই যাইবান্। [দেখ যুনের্ আলো]।

৪=[চট্ট]—বি. চালের চামচ ॥

যুন্যুন্ইয়া=[নো]—বিণ. চটকা ॥ [<যুন্যুন্ (অনু.)+ইয়া প্র.]।

যুন্নি=[ম]—বি. মেয়েদের কানের গহনা ॥ বাবির্ কানের্ যুন্কি বেশ্ মানাইসে। [<ঝুমকি]।

যুন্যাল্=[খু]—বি. <জঞ্জাল ॥ বাড়ির ভিতর্ যুন্যাল্ ভরা।

যুন্যুনা=[ঢা]—বিণ. শুষ্ক, খড়খড়ে ॥ লাক্রিগুলি হুগ্না যুন্যুনা। [দেখ যুনা ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

যুন্ডা=[ঢা]—বিণ. খুব বুড়া ॥ যুন্ডা বুরিডা মরে না। [দেখ যুনা]।

যুন্ডাইয়া=[সি]—অস. ক্রি. খালি করিয়া ॥ গাস্ থাক্যা আম্গুন্ যুন্ডাইয়া পারি লাইচে'।

যুন্ডাইয়া আনা=[সি]—ক্রি. দলবদ্ধ ভাবে আনা ॥ পুলিশ্ ডাকাইতের্ দল্রে যুন্ডাইয়া আন্লো। [দেখ যুন্ডা বাংগা]।

যুন্ডা বাংগা=[সি]—ক্রি. দলভাঙ্গা ॥ [<ঝুন্ড হিং]।

যুন্ডা লাগা=[সি]—ক্রি. দলবদ্ধ হওয়া ॥ বিপদে যুন্ডা লাগা ঠিক্। [দেখ যুন্ডা বাংগা]।

যুন্দাল্=[খু]—বি. জঞ্জাল ॥ বাড়ির্ ভিতর্ যুন্দাল্ বোঝাই।

যুন্না=[নো]—বি. ব্যাগ, থলি ॥ এইবার্ যুন্না কান্দে লৈসে। [<ঝোলনা]।

যুন্না খাতা=[কুম]—বি. ছেঁড়া কাঁথা ॥ ফকিরের্ যুন্না খাতা। [<দেখ যুনা+কাঁথা (কন্থা সং)]।

যুন্কি=[চট্ট]—বি. আলোর মশাল ॥ চোগত্ যুন্নি দেএনি ইল্লাই ন দেইয়ে। [দেখ যুনের্ আলো]।

যুপি=[ঢা]—বি. জঙ্গল, বন ॥ হিয়ালডা যুপির্ মৈদ্যে পলাইসে। [< ঝোপ(<ক্ষুপ সং)+ই প্র.]।

ঘুপি ধরা=[চা]—ক্রি. গাছের অগ্রভাগে জটা বাঁধা ॥ বাইগোন্ গাস্‌টা ঘুপি দৈরা রৈসে। [দেখ ঘুপি+ধরা]।

ঘুপের্=[বা,]—বি. হুলুধ্বনি ॥ পুষার্ শময় হিন্দু মেয়েরা ঘুপের্ দেয়। [দেখ ঘুকার্]।

ঘুপ্না=[বা]—বি. ছোট জঙ্গল ॥ ঘুপ্নাত্ হিয়াল্ থাহে। [<ঝোপ+না ; দেখ ঘুম্না$_2$]।

ঘুপ্পুরাইয়া=[বা]—ক্রি. বিণ. লাফাইয়া ॥ পানিত কিডা ঘুপ্পুরাইয়া উঠসে। [<ঝপ্পর (ধ্বন্যা.)+আ+ইয়া]।

ঘুপ্রা=[ম]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥ [<ঝাপ (<ঝাঁপ)+রা প্র.]।

ঘুপ্রি=[সি]—বি. মেয়েছেলে ॥

ঘুপ্লা=[চা]—বিণ. থোকাথোকা ॥ [<ঝোপ+লা প্র.]।

ঘুপ্শি=[ম]—বি. ময়লা ॥ তর্ মাথায় অত ঘুপ্শি ক্যা। [<ঝোপ+শি প্র.]।

ঘুফা=[ম]—বি. সাপ ॥ দর্‌যিন্ কাসে যামান্ ঘুফা দেও। [দেখ ঘুকা]।

ঘুফানি=[চা]—বি. বাঁশের বাখারির তৈরী মুরগী ঢাকিয়া রাখিবার গোলাকার খাঁচা বিশেষ ॥ ঘুফানিত্ মুর্‌গির্ স্যাও গুলি ডোহা। [ঝাঁপা+নি প্র.]।

ঘুফ্নি=[চা, কুম]—বি. হাঁস মুরগী ইত্যাদি রাখার বাঁশের তৈরী খাঁচা বিশেষ ॥ [দেখ ঘুফানি]।

ঘুবা=[ফ]—বি. বড় নৌকার হালের সাথে বাঁধা হয় এমন কাষ্ঠ দণ্ড বা বাঁশ ॥ হাল্‌টি ঘুবার্ শাথে মযবুত্ করা বান্।

২=[ফ, ম]—বিণ. ভাল, উত্তম ॥ তর্‌কারিডা খাইতে ভারি ঘুবা লাগে। [<যীবা زیبا ফা=সুন্দর, উপযুক্ত]।

ঘুবাবাত্তি=[ম]—বিণ. <যুবতী ॥ ঘুবাবাত্তি মাইয়ার্ বিয়া দিসেন্‌না ?

ঘুবি=[ফ]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

ঘুব্‌বিহাল্=[নো]—বি. খারাপ অবস্থা ॥ [خوب আং+ই প্র.+হাল حال আং]।

ঘুবঘুব্‌বা=[নো]—বিণ. বেশী পরিমাণ ॥ ঘুবঘুব্‌বা টিয়া। [<ঘুব্ ঘুব্ (অনু.)+ইলা প্র.]।

ঘুব্‌ড়ানো=[কু]—ক্রি. পানিতে চুবানো বা ডুবানো ॥ চো'র্‌টাকে পানিতে ঘুব্‌ড়েসিলো। [<ঝাব-ড়ানো]।

ঘুব্‌ড়ি=[নো]—বি. ঝোপ, জঙ্গল ॥ ঘুব্‌ড়ির মধ্যে হলাই রৈসে। [<ঝোপ+ড়ি]।

ঘুব্বা=[কুম, পা]—বি. লম্বা জামা, চোগা ॥ ঘুব্বা গায়ে কৈ যাস্ ? [<জুব্বঃ جبه আং]।

ঘুব্বা ঘুব্বি=[ম]—বি. মোটা পরিচ্ছদ ॥ ঘুব্বাঘুব্বি গায়ে দিয়ে কৈ যাও ? [দেখ ঘুব্বা+ঘুব্বি অনু:]।

ঘুব্লা=[বা]—বি, তরকারী ॥ ঘুব্লা দিয়া আর ও।

ঘুমা=[গো]—বি. বাঁশের কাটা গোড়া ॥

ঘুমাল্=[কুম]—বি. <জোয়াল ॥ গরুর্ কান্দে ঘুমাল্ থাহে।

ঘুমি থাকা=[সি]—ক্রি. ফলের ভারে নুইয়া পড়া ॥ লেবু গাস্‌টা ঘুমি রৈসে।

ঘুমিয়া=[চট্ট]—বি. চট্টগ্রামের আদিম অধিবাসী ॥

২—[সি]—ক্রি. বিণ. বেশী করিয়া ॥ ইবার্ আম্ ঘুমিয়া আইসে।

ঘুমুইর্=[ফ]—বি. তালে তালে ঢেঁকিতে পাড় ॥ ঘুমুইর্ দেও তাড়াতাড়ি চা'ইল্ যাড়া ঔক্। [<ঝুমুর(<ঝুমরি সং)]।

ঘুমু=[খু]—বি. জুম্মা ॥ হেই ঘুমুর্ নামাযে যাবিনি ? [<জুমআঃ جمعه আং]।

ঘুমুর্=[বা]—বি. নূপুর ॥ ঘুমুরের্ বাজ্‌না বাজা।

ঘুমোর্ ঘর্=[ব]—বি, জুম্মা মসজিদ ॥ [দেখ ঘুমু+র (বিভক্তি)+ঘর]।

ঘুম্=[নো]—বি. জো ॥ বাবুয়া কতায় ঘুম্ লাগাইসে। [<জো (<যোগ সং)]।

২=[চা, বা]—বি. রাগ, নেশা ॥ যিকির্ কর্‌তে কর্‌তে ঘুম্ উইট্টা গেসে।

৩=[বা]—বি. জেদ। মেয়েটার্ বর ঘুম্।

৪=[সি]—বি. ধান, ধানে বিশেষ ॥ ইটা ঘুম্ দানর্ গাস্।

৫—[বা, কুম]—বি. দল, পলো দিয়া মাছ্ ধরার দল ॥ তাইন্ ঘুম্ বাইয়া বৌত্ মাস্ মার্‌সেন্।

৬=[চট্ট]—বি. পার্বত্য জাতির চাষ বিশেষ ॥ [দেখ ঘুম্$_4$]।

ঘুম্ করা=[খু]—ক্রি. জেদ করা ॥ বাপ্ মায় ঘুম্ করা বিয়া করাইসে। [দেখ ঘুম্$_3$+করা]।

ঘুম্কা=[কুম, নো]—বি. কানের অলঙ্কার ॥ ঘুম্কার্ রেওয়ায্ এখন্ আর্ নাই। [<ঝুমকা]।

২=[চা]—বি. একপ্রকার বাদ্যযন্ত্র ॥ ঘুমকা বাযাইতে আমোদ্ লাগে। [ধ্বন্যা.]।

ঘুম্কা গাস্=[চা]—বি. গাছ বিশেষ ॥ [<ঝুমকা+গাছ]।

ঘুম্কুলি=[কুম]—বি. পাখি বিশেষ (রাত্রে কুটকুট শব্দ করে) ॥ ঘুমকুলি ডাহে।

ঘুম্ খেত্=[কুম]—বি. বিভিন্ন রকমের শস্যক্ষেত ॥ ঘুম্‌খেতের্ বিত্‌রে আপ্‌ও ডুক্‌তে পারে না। [দেখ ঘুম্$_4$+ক্ষেত্র সং]।

ঘুম্খেত্তি=[নো]—বি. নানা প্রকার চাষ ॥ [দেখ ঘুম্$_4$+খেত (<ক্ষেত্র)+ই প্র.]।

ঘুম্না=[কুম]—বি. পাহাড়ী জাতি ॥ ঘুম্নারা পাহারে থাহে।

২=[বা]—বি. ঝোপ ॥ [দেখ ঘুপ্না]।

৩=[নো]—বি. কাপড়ের তৈরী থলি ॥ [দেখ ঘুন্না]।

৪ =[চা]—বিণ. বৃদ্ধ ॥ যুম্‌লা বুরিডা কৈ যায় ? [<যুনা ; অর্থ প্র.]।

যুম্‌লা যাম্‌না=[নো]—বি. কাপড় চোপড় ॥ বুড়ি যুম্‌না যাম্‌না লৈয়া আইসে।

যুম্‌বিল্‌=[কুম]—বি. ঝোলা, গাঁঠরি ॥ পাগ্‌লার্‌ যুম্‌বিলে অনেক্‌ কিসু আসে। [<যন্‌বীল زنبيل কা.]।

যুম্‌বা বার্‌=[ম, চা]—বি. শুক্রবার ॥ [দেখ যুমু+বার]।

যুম্‌বু কুম্‌বু=[খু]—বি. মেঘাচ্ছন্ন আকাশের অবস্থা ॥ আয্‌ কেমন্‌ যুম্‌বু কুম্‌বু দিয়াসে। [অনু.]।

যুম্‌বুল্‌=[কুম]—বি. লম্বাকোট ॥ শিতের্‌ শময্‌ অনেকে যুম্‌বুল্‌ লাগায়্‌। [দেখ যুম্‌বিল্‌]।

যুম্‌মা=[ম]—বিণ. পিতৃহীন (গালি অর্থে) ॥

২=[চট্ট]—বি. বৌদ্ধধর্মীয় গোত্র বিশেষ।

যুম্‌মাত্‌তি=[সি]—ক্রি বিণ. হঠাৎ সশব্দে ॥ [<ঝুমঝত (ধ্বন্যা.)+ইয়া প্র.]।

যুম্‌মির্‌=[খু]—বিণ. লক্ষ্মীছাড়া ॥ যুম্‌মির্‌ তোর্‌ যুন্‌নি শংশার্‌ডা গেল্‌।

যুম্‌মুর্‌ যুম্‌মুর্‌ করা=[সি]—ক্রি. জোরে পানি নাড়িয়া শব্দ করা ॥ কে রে পুকুরিত্‌ যুম্‌মুর্‌ যুম্‌মুর্‌ করে। [ধ্বন্যা.]।

যুম্‌মুরাইয়া=[ফ]—ক্রি. বিণ. শব্দ করিয়া, জোরে ॥ যুম্‌মুরাইয়া উঠ্‌লো কিরে ? [<ঝুমঝুর (ধ্বন্যা.) আ+ইয়া প্র.]।

যুম্‌রা=[ম]—বি. জনতা ॥ ঐখানে অত যুম্‌রা কিশের ? [<জম্‌মি গফীর جم غفير আং]।

যুমরু=[বা]—বি. বিবাহের আগের দিনের উৎসব ॥ রিনার্‌ যুমরু দিসে আইস্‌।

যুম্‌লা=[বা, ফ]—বি. কাঠের বড় হাতা।

২=[সি]—বিণ. পাইকারী ॥ [illegible]র্‌, যুম্‌লা গালাগালি দিও না। [<জুমল: جمله আং]।

যুয়া=[ব]—বি. গরু বা মহিষের গাড়ির অগ্রদণ্ড ॥ গাড়ির্‌ যুয়া বান্ধো। [<জুঅ প্রাং<যুগ সং]।

২=[ম]—বিণ. অভিজ্ঞ, নিপুণ ॥ [দেখ যুনা]।

যুয়াইন্‌কা=[চা]—বিণ. মেয়েদের গালি বিশেষ ॥ যুয়াইন্‌কা তুই আইয়া ন, দেহামুনে তারে। [দেখ যুয়ান্‌+ইকা প্র.]।

যুয়ান্‌=[পা]—বিণ. যুবক ॥ যুয়ান্‌ বেটার্‌ বিয়া দ্যাওনা ক্যা ? [জুয়ান جوان কা.]।

যুয়ান্‌কি শোগা=[চা]—বিণ. গালি বিশেষ ॥ ঐ যুয়ান্‌কি শোগা, এই মিহি আইস্‌ না। [দেখ যুয়ান্‌+কি প্র.+শোক+আ প্র.]।

যুয়ান্‌ পোয়া=[সি]—বি. বয়স্ক ছেলে ॥ তার্‌ যুয়ান্‌ পোয়াডা মরি গেল্‌। [দেখ যুয়ান্‌+পো (<পুত্র)+আ প্র.]।

যুয়াপ্‌=[সি]—বি. উত্তর, জবাব ॥ চিঁডির্‌ যুয়াপ্‌ পাই নাই। [<জবাব جواب আং]।

যুয়ালন্‌=[কুম]—ক্রি. গরুকে হালের কাজ শিখান ॥ দাম্‌রাডা যুয়ালো। [<জোয়াল+অন প্র. ; নামধাতু]।

যুয়ালি=[নো]—বি. সাহায্যকারী মজদুর ॥ [দেখ যুগলি]।

যুয়াল্‌=[নো]—বি. <জোয়াল ॥

যুয়ে=[য]—বি. পোকা বিশেষ ॥

যুয়ো=[কু]—বি. গাড়ীর জোয়াল ॥ আমার্‌ গাড়ির্‌ যুয়ো ভেংগে গেল্‌। [দেখ যুয়া]।

যুরন্‌=[বা]—ক্রি. পরিষ্কার করা ॥ বাগান্‌তলি যুরৈয়া ফেল্‌। [ঝাড়ন]।

২=[কুম]—বি. দৈ বসাইবার টক ॥ দৈএ যুরন্‌ দিশাও, না ঐলে বৈবে না।

যুরা=[ম]—বি.<জোড়া ॥ এক্‌ যুরা যুতা।

২=[চা]—বি. গোল পেঁচ, জটা ॥ তোমার্‌ চুঁল্‌ যুরা বাইন্‌দা রাখো। [<জোড়া]।

যুরাইল্‌=[কুম]—বিণ. ঠাণ্ডা ॥ যুরাইল্‌ দুধ্‌ খাই না। [<জুড়াইল]।

যুরাযুরা=[কুম]—বিণ. গুঁড়া গুঁড়া ॥ গেলাশ্‌টা বাইংগা যুরাযুরা ঐসে। [অনু.]।

যুরানি=[পা]—বি. তন্দ্রা ॥ পড়্‌তে পড়্‌তে যুরানি আইয়া পড়ে। [<জুড়ানি ; অর্থ প্র.]।

যুরানো=[কুম]—ক্রি. জমা করা ॥ অনেক্‌ কশ্‌টো কৈরা এগুলি যুরাইসি। [<জোটানো]।

২=[সি]—ক্রি. অনবরত কাঁদা ॥ মার্‌ লাগি বাচ্‌চাঁডায়্‌ রাইত্‌দিন্‌ যুরায়্‌।

৩=[কুম]—ক্রি. বেহুঁশ হওয়া, অচেতন হওয়া ॥ আইটার আগেই সেরাডা শুয়ে যুরাইয়া গেসেগা। [<জুড়ানো]।

যুরামন্‌ত=[চট্ট]—বি. একটি রোগের নাম (বমি ও পায়খানা একত্রে হওয়া) ॥

যুরি=[ম, সি, নো কুম]—বি. মালা ॥ যুরি কাইট্‌টা খেতে পানি আন। [<ঝোরা (<ঝরা) + ই ক্ষুদ্রার্থে অথবা <জুলি ; তুং নয়নজুলি]।

২=[ম]—বি. বাদ্যযন্ত্র বিশেষ ॥ যুরি দিয়া গানের্‌ তাল্‌ দেও।

৩=[সি]—বি. দুই ঘরের মধ্যবর্তী ফাঁক ॥

যুরিন্‌দা=[বা, খু, ফ]—বি. নৌকার আলগা টুই বা ছোট দরজা ॥ মেগ্‌ পর্‌তাসে যুরিন্‌দা নামাইয়া দে। [<জোড়+বান্ধা]।

২=[চা]—ক্রি. বিণ.জোড়া, জট ॥ যুরিন্‌দা বাইন্‌দা গোসোল্‌ কর্‌তে যাইস্‌ না। [<জোড়া বান্ধিয়া]।

যুরিযুরি=[সি]—ক্রি. বিণ. ছোট ছোট ॥ আলুডি যুরিযুরি কৈরা কোটো। [<ঝুর (=যাহা ঝুরঝুর করিয়া পড়ে)+ই প্র.+যুরি অনু:]।

যুরিয়াল্‌দার্‌=[কুন]—বিণ. যিনি মানে না আপনি মোড়ল ॥ [<জোর (<জোর زور ফা.)+আল+দার دار ফা. প্র.]।

যুরো মাছ=[ম]—বিণ. ছোট মাছ ॥ [দেখ যুরিযুরি ; মাছ]।

যুর=[কুম]—বি. জোড়া ॥ এক্ যুর্ বিমায়া আইন্য। [<জোড়]।

২=[পা, চট্ট]—বিণ. ঠাণ্ডা, শীতল, নিরীহ, চুপ করিয়া থাকে যে ॥ [<জাড় (<জাড্য সং)=শীতল ; <জড়= নিরীহ]।

৩=[সি]—বি. শক্তি ॥ তার্ অনেক্ যুর্ আসে। [<যোর زور ফা.]।

৪=[ম]—বি. নালা ॥ বমিতে যুর্ থাকা বালা। [দেখ যুরি]।

যুরকা=[চট্ট]—বি. তাঁড়ার ঘরে হাড়ি পাতিল রাখার বাঁশের তাক ॥

২=[চট্ট]—বি. বাঁশের মাথায় বেত দিয়া বোনা মাছ আটকাইবার ফাঁদ বিশেষ ॥

যুরকি=[সি]—বি. ছোট নালা ॥ যুরকি উপ্‌কি দি পার্ ঐ যাও। [দেখ যুরি+কি প্র.]।

যুরযুরা=[সি]—বিণ. পাতলা ও শুষ্ক ॥ যুর্‌যুরা মাটিতে কপি বোনে। [<ঝুরঝুর(অনু.)+আ প্র.]।

যুরবা=[কুম]—বি. হাঁড়ি পাতিল রাখার বাঁশের তৈরী তাক বিশেষ ॥ পতিল্‌ডা যুর্‌বার্ বিত্‌রে রাখ্।

যুরবা যারবো=[নো]—বি. কাঁথা কাপড় ॥ যুর্‌বা যার্‌বা নিয়া যার্ কৈ ? [দেখ যুর্‌বা যুর্‌বি] ॥

যুলা=[ম]—বি. তন্তুবায় ॥ যুলারা কাপর্ বোনে। [<জোলা<জওলাহ্ جولاہ ফা.]।

২=[ম]—বি. বোকা ॥ যুলার্ লাহান্ কাম্ করো কেরে। [অর্থ প্র.]।

৩=[ব]—বি. দেমাক, অহঙ্কার ॥ খুব্‌তো যুলা বাড়া গেসে।

৪=[ম]—বি. গোপন সঞ্চয় ॥ 'যুলার গর খোলা'—প্রবাদ। [<ঝোলা=থলি ; অর্থ প্র.]।

৫=[পা]—বিণ. তরল, পানসে ॥ হাট্ থেকে যুলা গুড় এনো। [<ঝোল]।

৬=[পা]—বি. ঝোলা ॥ ফকিরের্ যুলাত্ কি ? [<ঝোলা]।

যুলাযুলি=[সি]—বি. নিজস্ব টাকা পয়সা ॥

যুলাক=[নো]—বি. ঔষধ বিশেষ ॥ যুলাক্ খাইলে হেডের্ অসুখ বালা অয়্। [<জুল্লাব جلاب আং]।

যুলি=[কুম]—বি. নাড়িভুড়ি ॥ কাউয়া গুলি গরুর যুলি খাইসে। [<ঝুলি (থলি) ; অর্থ প্র.]।

২=[কু, পা, ব]—বি. ডোবা, গাড়া, গর্ত ॥ এই যুলির্ পানিতে আমাদের্ সব্ কাম্ চ'লে। [<জুলি]।

যুলিযুলি=[পা]—বিণ. ছেঁড়া ॥ যামাটা যুলিযুলি হয়ে গেসে। [অনু.]।

যুলিপারা=[চা]—ক্রি. পুনঃ পুনঃ একই আবদার করা ॥ আমার্ লগে এত যুলি পারিস্ না। [<ঝুল্<(ঝোলা)+ই+পাড়া ; অর্থ প্র.]।

যুলি বাইর করা=[চা]—ক্রি. কাব-ড়াইয়া বা আঘাত করিয়া নাড়ীভুড়ি বাহির করা ॥ হাপ্‌টারে কোব্ দিয়া এক্‌কালে যুলি বাইর্ কৈরা হালাইসি। [<ঝুলি+বাহির+করা ; অর্থ প্র.]।

যুলুংগা=[ম]—বি. খাঁচা, ঝোলা, থলে ॥ যুলুংগাত্ অগ্‌গা টিয়া আসে।

২=[ব]—বি. ছিদ্র ॥ যুলুংগা দিয়া বিলাই পলাইসে। [<সুরুঙ্গ]।

৩=[ম]—বি. চারা গাছের আচ্ছাদন ॥

যুলুন=[চা]—বি. মেলা ॥ যুলুনে বহুত্ লোক্ যায়্। [< ঝুলন (শ্রীকৃষ্ণের দোলন উৎসব) ; অর্থ প্র.]।

যুলুপ=[কুম]—বি. রসের তৈরী পাতলা হালুয়া ॥ যুলুপ্ দিয়া রুটি পিঠা খাওয়া যায়্। [দেখ যুলাফ্]।

যুলুমগির=[ম]—বিণ. অত্যাচারী॥ [<যুলম ظلم আং+গীর گیر ফা.]।

যুলেনি=[ফ]—বি. দোলনা ॥ সেরারা গাসে যুলেনি খেলে। [< ঝুলন+ই প্র.]।

যুলো=[খু]—বি. অসুবিধা ॥ মাস্ মারার্ যুলো আসে।

যুল=[পা]—বি. ঘরের কালি প্রভৃতি ময়লা ॥ [<ঝুল=যাহা ঝুলিয়া থাকে]।

২=[নো]—বি. উদর, পাকস্থলী ॥ অনেকে গরুর্ যুল্ খায়্। [<ঝোল(< ঝোলা)]।

যুলযুলা=[চা]—বি. ছেঁড়া, জীর্ণ ॥ যুল্‌যুলা কাপর্। [<যুল্‌যুল্(অনু.) +আ প্র.]।

২=[সি]—বিণ. নরম, শিথিল ॥ যুল্‌যুলা যুরি।

যুলযুলি খাওয়া=[চা]—ক্রি. শূন্যে ঝুলিয়া দোল খাওয়া, খাওয়া বা পাওয়ার জন্য বারবার আবদার করা ॥ তুই আমার্ লগে আর্ যুলযুলি খাহিস্ না। [দেখ যুল্+যুলি+খাওয়া=ঝোলা]।

যুলদান=[চট্ট]—বি. থালি বিশেষ ॥ যুল্‌দানে টেয়া থোয়্। [<জুয্‌র দান جزودان আং+ফা.]।

যুলনা=[কুম]—বি. ঝুলি ॥ ফকিরের্ যুল্‌না। [<ঝুলনা <ঝোলা +না প্র.]।

২=[ফ]—বি. ঘরের চাল খুঁটির সহিত বাঁধার দড়ি ॥ [অর্থ প্র. ; যাহা ঝুলাইয়া রাখে]।

যুলপি=[ব]—বি. জিলাপি ॥ [< জিলাপি <জলীবী হিং]।

২=[নো]—বি. ঝুলানো চুল ॥ সেড়িডা তার্ যুল্‌পি বান্‌দে না। [দেখ যুল্‌ফৈ]।

যুলফি=[নো]—বি. লম্বা চুল ॥ মাইয্ বান্‌ডাদের মোস্‌তানেরা যুল্‌ফি রাখ্। [দেখ যুল্‌ফৈ]।

২=[ম]—বি. বাঁশের কাঠি দিয়া তৈরী মাছ ধরার যন্ত্র বিশেষ ॥

যুলফৈ=[কুম]—বি. কানের পার্শ্বের চুল ॥ পরামানিক্ তুমি আমার্ যুল-ফৈটা কাডো। [<জুলপি <যুলফ زلف ফা+ই প্র.]।

যুলমতি=[ম]—বি. ছেঁড়া কাঁথা ॥ ফকির্ লোক্‌টা যুল্‌মতি গায়ে দিয়া শুইয়া আসে।

যুল্‌যুইলা=[ম]—বিণ. পুরাতন, ভাঙাচোরা ॥ গরিব্ বেডাভা যুল্-যুইলা কাপর্ পিইন্দা থাকে। [দেখ যুল্+যুল (অনু:) +ইয়া প্র.]।

যুশ্=[সি]—ক্রি. বিণ. অল্প মসলায় সিদ্ধ ॥ গুসুতেখানাইনুরে যুশ্ দি রাখি দেও, কাইল্ বালা করি রাউন্‌বায়্। [<জোশ جوش ফা.; তুং জুষ সং]।

২=[সি]—বি. উৎসাহ ॥ খেলাত্ হবে (=সবেমাত্র) যুশ্ উঠ্‌সে। [পূর্বে দেখ]।

৩=[সি]—বি. সঙ্গমেচ্ছা, উত্তেজনা ॥ বুইয়্যা বেটার্ যুশ্ উঠ্‌সে! [অর্থ প্র.]।

যুহরি=[ম]—বিণ. জহুরী ॥ বেটা এক্‌কেক্ পাকা যুহরি। [<জওহর جوهر আং<গওহর گوهر ফা.+ই]।

যুহা=[পা]—বি. মাপ ॥ [দেখ যুঁহা]॥

যুহি=[কুম]—বি. ঝাঁকি ॥ যায্ গাসে যুহি দে। [<ঝুঁকি, ঝাঁকি]।

যুহি দেওয়া=[ক]—ক্রি. ফল পাড়িবার জন্য গাছ নাড়া দেওয়া ॥ রাইগুগা যুহি দিলে পাকনা বোরৈগুলা পৈরবো। [দেখ যুহি+দেওয়া]।

যুহুত্ পোলা=[খু]—বি. ছেলে-মেয়ে ॥ যুহুত্ পোলা নিয়া ব্যাস্ত আসি। [<ঝি (<দুহিতা সং)+পুত (<পুত্র)+লা প্র.]।

যুহুনি=[কুম]—বি. হাঁস মুরগী ঢাকিবার বাঁশের তৈরী খাঁচা ॥ যুহনিডা ইতি যাগাইয়া রাহ। [< ঝাঁকা+উনি প্র.]।

যুহুমত্=[ম]—বি. ব্যথা ॥ রোগে শোগে তার্ যুহুমতের্ শেশ্ নাই। [<যহমত زحمت আং]।

যে

যেঅত্=[চট্ট]—বিণ. জ্যাঠতুত ॥ হিতি আঁর্ যেঅতু ভাই। [<জেঠাতো <জ্যাঠতুত]।

যেঅন্=[চট্ট]—অব্য. <যেমন ॥ তে যেঅন্ কৈল আঁই হেঅন্ কৈলাম্।

যেঅর্‌পাতি=[সি]-বি. অলংকারাদি ॥ যেঅর্‌পাতি বেশি দিয়া কিতা ঐতো? [<যেবর زیور ফা.+পাত (<পত্র) +ই প্র.]।

যেইট্=[পা]—বি. টিকটিকি ॥ [< জেঠী (<জ্যেষ্ঠী সং)]।

যেইন্=[চট্ট]—অব্য. যেই বস্তুগুলি ॥ [<যে উইন <যে গুলিন]।

২=[সি]—সর্ব.<যিনি ॥ 'যেইন্ যান্ লংকায় তেইন্ হন্ হনুমান্'—প্রবাদ।

যেইবা=[চট্ট]—সর্ব. যেটি ॥ যেইবার্ কাম্ হেইবা নে। [যে+ই+বা]।

যেইমুই=[চট্ট]—ক্রি.বিণ. যেই মুখী ॥ যেইমুই হিতে গেইয়ে আঁই হেই মুই ন যাইয়ুম্। [<যে+ই+মুখ+ই]।

যেইয়া=[চট্ট]—বি. <জেঠা, চাচা ॥

যেইয়ানে=[সি]—ক্রি. বিণ. <যেই-খানে ॥ যেইয়ানে হিয়ানে এশব্ কথা ন কৈহ্'।

যেইয়ান্=[সি]—সর্ব. যেইটি, যাহা ॥ যেইয়ান্ চাও হেইয়ান্ নাই। [<যে+ই+খান]।

যেইলা=[ম]—বি. মুখ হইতে নির্গত পিচ্ছিল লালা ॥ বেশি যাল্ খাইলে মুখ্ দিয়া যেইলা পরে।

যেইশ্,শৈশ্=[পা]—বি. স্ত্রী বা স্বামীর বড় বোন ॥ [<যেইট শাস <জ্যেষ্ঠা শ্বাশুড়ী]।

যেউ=[সি]—বি. নাপিতের প্রাপ্য (ধান ইত্যাদি) ॥ নাপুতের্ যেউ দেয় না হে আবার্ মানুশ্? [<জোউ প্রা. বাং <যৌতুক সং; অর্থ প্র.]।

যেউতা=[খু]—ক্রি. বিণ. যেমন তেমন ॥ যেউতা কাম্ করা উচিত্ নয়। [<যা+ও+তা]।

যেউত্=[সি]— ক্রি.বিণ. যে সময় ॥ তুমি যেউত্ বারিত্ আশো, আমারে বলিবায়্। [<যে+বকত وقت আং]।

যেও=[কুম]—বিণ. চুক্তিবদ্ধ ॥ যেও নাপিত্ মাহে এক্‌বার্ কামায়্। [দেখ যেউ+ও প্র.]।

যেওর্‌যাতি=[চট্ট,ক]—বি. গহনা পত্র ॥ [দেখ যেঅর্+জাতি সমূহ অর্থে; দেখ যেবর্‌যাতি]।

যেওরাত্=[সি]—বি. অলংকার ॥ বৌয়ের্ যেওরাত্ শোনার্ দেওন্ লাগ্‌বো। [<যেবরাত زیورات ফা.; যেবর শব্দের বহু ব.]

যেওর্=[চট্ট]—বিণ. যত বড় ॥ [<যে বড়]।

যেওলানো=[চা]—ক্রি. দোলা দেওয়া ॥ মুইট্টা কোলে লৈয়া উট্টানি যেওলা। [<ঝুলানো]।

যেওল্ মাস্=[ম]—বি. শিংমাছ ॥ যেওল্ মাসে কাটা দিলে বর যেথা করে। [<জিওল মাছ]।

যেওস্=[ফ]—বিণ. জীবিত ॥ মস্নিদ্‌দি যেওস্ কৈত্যা খাওয়াব। [< জীব+স প্র.]।

যেং=[সি]—বি তেজ, রাগ ॥ মর্'চের্ যেং বর বেশি।

যেংগার্ মারা=[ম]—ক্রি. ভেংচি কাটা, মুখ বিকৃত করিয়া কটু কথা বলা ॥ যেংগার্ মাইরা কতা কৈস্ না। [< বংকার মারা]।

যেংগি=[চা]—বি. ঝাঁকি ॥ যেংগি দিয়া কথা কস্ কেরে?

যেংযেংগি=[সি]—বি. তেজ ॥ এত্তো যেংযেংগি দেখাও কিতা?

যেংড়া=[সি]—বিণ. ঝাঁকপূর্ণ ॥

যেংরা=[কুম]—বিণ. শক্ত ॥

২=[ম]—ক্রি. বি. ভেংচি কাটা, রাগ হইয়া কথা বলা ॥ এখন্ যেংরা মারস্ ক্যেরে? [দেখ যেংগার্ যারা]।

যেংরি=[চা]—বি. ধমক, ঝাঁকানি ॥ যেংরি মাইরা কতা কস্ ক্যারে? [দেখ যেংগার্ যারা; ঝংকার+ই প্র.]

যেঁইক্যা=[চট্ট]—ক্রি.বিণ.যেই দিক ॥ যেঁইক্যা পথ্ দেখি চ'লি যাইয়ম্। [< যেই দিক্+ইয়া প্র.]

যেঁওতা=[চট্ট]—বিণ. < জীবন্ত ॥ যেঁওতা মাস্।

যেঁঝি=[পা]—বি. ঝিঁ ঝিঁ পোকা ॥ [<ঝিঁ ঝিঁ (<ঝিল্লী সং)]।

যেঁত্তা=[চট্ট]—বিণ. জীবিত ॥ [< জ্যান্ত<জীবন্ত]।

যেঁত্তে হেত্তে=[চট্ট]—ক্রি. বিণ. যেখানে সেখানে ॥ তুই তোর্ ইস্‌সা যেঁত্তে হেত্তে চ'লি যা। [<যেখা সেখা]

যেঁত্‌তে=[চট্ট]—ক্রি.বিণ সেই সময় ॥ যেঁত্তে যাস্ আঁরে ডাকিস্। দেখ যেউত্+এ (বিভক্তি)]।

যেঁয়্‌তা=[নো]—বিণ. জীবিত॥ যেঁয়্‌তা গুমাইলে কে যাগায়? [<দেখ যেঁত্তা]

যেগা=[সি]—বি. জায়গা, স্থান॥ আমি এই যেগায় আসি। [<জায়গা <জগহ্ جگہ ফা.]।

যেগান্‌ডি=[কুম]—বিণ. বড় রকমের॥ এক্ যেগানডি কাতলা মাস্ পাইসি। [<জাইগ্যাণ্টিক gigantic ইং]।

যেগ্‌দা=[খু]—বি ক্ষমতা ॥ তোর্ তো যেগ্‌দা নি। [<যোগ্যতা]।

যেগ্‌লি=[ম]—বি. বরাদ্দ ॥ আমি পোলার্ লাইগ্যা দুদ্ যেগ্‌লি কর্‌সি। [<যোগাড়+ই প্র.]।

যেযো=[কুম]—বি. পুরস্কার॥ [< জযা' جزا আং]

যেয়্=[ম]—বি. আসবাব॥ বিয়ায় যেয়্ কি কি দিবেন্ কবুল করেন্। [<জহীয جهيز আং]

যেয়্‌যেহেয্=[ম]—বি. আসবাবপত্র॥ যেয্‌যেহেয্ বুঝিয়া পাইলাম্। [<যেয (অনু:)+দেখ যেয্]।

যেটি=[খু]—বি. টিকটিকি ॥ ঘরের চ'ালে যেটি। [<জেঠি (জ্যেষ্ঠি সং]।

২=[পা]—বি. জেঠাইমা ॥ যেটি গেল্ কোনে? [<জ্যেষ্ঠি]।

যেট্=[ট]—বি. জ্যৈষ্ঠ মাস ॥ [< জেঠ (জ্যৈষ্ঠ সং)]।

যেটরোস্=[চট্ট]—বি. স্ত্রীর বড় বোন॥ যেট্‌রোস্ আইয়ে আঁর্ বাড়িত্। [< জেঠশশ (জ্যেষ্ঠ শ্বশ্রূ); দেখ যেইশ্‌শৈশ্]।

যেঠশ্=[চা]—বি. বড় শ্যালিকা, স্ত্রীর বড় বোন ॥ [দেখ যেট্‌বোস্]।

যেঠাই=[বং]—বি. টিকটিকি ॥ যেঠাই পোকা খায়। [দেখ যেটি]।

যেঠাইশ্=[পা]—বি. স্ত্রীর বড় বোন॥ আমার্ যেঠাইশ্ আইসে। [দেখ যেট্‌রোস্]।

যেঠালি=[সি]—বি. স্ত্রীর বড় বোন॥ [<জেঠ(<জ্যেষ্ঠ)+আলি প্র.]।

যেঠে=[চা]—ক্রি.বিণ. যেখানে॥ যেঠে মন্‌লে হেঠে যাও। [<যে ঠাঁই]।

যেঠ্=[বা]—বি. জ্যৈষ্ঠ মাস॥ যেঠমাশ্ শুরু ঐসে। [দেখ যেট্]।

যেডি=[বা]—বি. টিকটিকি ॥ [দেখ যেটি]।

যেঠ্‌রি=[সি]—বি. স্ত্রীর বড় বোন॥ [দেখ যেট্‌রোস্]।

যেঠ শালি=[সি]—বিণ. স্ত্রীর বড় বোন॥ [<জেঠ (<জ্যেষ্ঠ) + শ্যালিকা]।

যেডশ্=[চা]—বি. স্ত্রীর বড় বোন॥ [দেখ যেঠশ্]।

যেডা=[কুম]—বি. পিতার বড় ভাই॥ আমার্ যেডায় মৈরা গেসে। [<জেঠ তাত<জ্যেষ্ঠ তাত]।

যেডাম্=[কুম]—বি. জেঠা॥ যেডামু বাইত্ আসেম্ নি? [দেখ যেডা+জি, মু]।

যেডাশ্=[সি]—বি. স্ত্রীর বড় বোন॥ [দেখ যেঠশ্]।

যেড়ে=[সি]—ক্রি. বিণ. যেইখানে॥ [দেখ যেঠে]।

যেড্‌ডে=[কুম]—ক্রি.বিণ. যেখানে॥ যেড্‌ডে খুশি যাও। [দেখ যেড়ে]।

যেড্‌দি=[চট্ট]—ক্রি.বিণ. যাহার মধ্য দিয়া॥ যেড্‌দি ফুইস্ ন চ'লে হেড্‌দি কুড়াল্ চ'ালায়। [যে+ঠাঁই+দিয়া]।

যেত=[সি,ম]—ক্রি.বিণ. যখন॥ যেত বারির্ কাসে আইল্ হেত হইনুত লাগিল্ (সি)। [দেখ যেউত্]।

২=[চট্ট]—ক্রি. বিণ. <যত॥ যেত পারস্ খা।

যেতা=[সি]—অব্য. যাহা॥ যেতা ইস্‌সা কর, আমি আর্ পার্‌সি না। [<যে+তা]।

যেতাইন্=[চট্ট]—ক্রি. বিণ. যত পরিমাণ॥ যেতাইন্ চ'াস্, হিতা ন আসে। [যত+উইন<গুলিন]।

যেতাখ্‌খিন্=[চট্ট]—অব্য. যত পরিমাণ, যতগুলি॥ যেতাখ্‌খিন্ দুধ্ চ'ায়স্ হেতাখ্‌খিন্ নাই। [<যত+খানি]।

যেতা চ'ান্‌দো=[ম]—বি. শুক্ল পক্ষ॥ যেতাচ'ান্দো থাক্‌তে একাদ্‌বার্ বেরাইতাম্ যাইবাম্। [দেখ যেঁতা; চাঁদ(<চন্দ্র সং)]।

যেতারা=[চট্ট]—সর্ব. যাহারা॥ [যে+তাহারা]।

যেতু=[সি]—ক্রি.বিণ. যখন, যাহাতে॥ তুমি যেতু যাও, আমারে নিও। [<যাহাতে; দেখ যেউত্]।

যেতুগা=[চট্ট]—অব্য. যতগুলি॥ যেতুগা চাও হেতুগা ঐ দিযম্। [<যত+গুলা]।

যেতুর্=[চট্ট]—বিণ. <যত বড়॥ যেতুর্ মাস্ পাই, হেতুর্ কিন্‌নম্।

যেত্‌তাইল্যা=[চট্ট]—বিণ. যে রকম॥ যেত্তাইল্যা কাপড় আনো হেগুলা দৈবম্। [<যতগুলা]।

যেত্‌তারিক্=[চা]—ক্রি. বিণ. যে

পর্যন্ত ॥ যেত্তারিক খাইতারস্ খা। [অব্‌তলক্ হিং]।

যেত্‌তুড়ি=[চা]—ক্রি. বিণ. যত-গুলি ॥ যেত্‌তুড়ি চাঁমু হেত্‌তুড়ি দেওন্ লাগ্‌ব। [<যত+টি]।

যেত্‌তুন্=[চট্ট]—ক্রি. বিণ. যেই-খান হইতে ॥ যেত্‌তুন্ পারি কিনি লৈয়ায়্। [<যাহার+তুন=হইতে]।

যেদর্=[পা]—বিণ. অপরিচ্ছন্ন ॥ [<ছ্যাদর(<ছিদ্বর সং)]।

যেদা যেদা=[চা]—ক্রি. বিণ. বেশী বেশী ॥ যিয়ায়্ যেদা যেদা যিনিশ্ আন্‌সে। [<যিয়াদ: زياد আং; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

যেদিন্ দৈর্‌রা=[চা]—ক্রি. বিণ. যে দিন হইতে ॥ [<যে দিন ধরিয়া]।

যেদের্ বাত কুত্‌তায় খাওয়ানো=[ক]—ক্রি. প্রতিজ্ঞা করা ॥ [<যিদ্দ ضد আং+এর (বিভক্তি)+ভাত+কুত্তা হিং; +য় (বিভক্তি)+খাওয়ানো; অর্থ প্র.]।

যেদ্‌দা=[চট্ট]—বিণ. বেশী ॥ যেদ্‌দা কৈরা ভাত্ খাইন্‌দো। [দেখ যেদা যেদা]।

যেনে=[চট্ট]—ক্রি. বিণ. যেইরূপে ॥ যেনে পারস্ হেনে কর্। [<জেহ্নে ম. বাং]।

যেনেই=[চট্ট]—ক্রি. বিণ. যেরূপে ॥ [দেখ যেনে+ই]।

যেন্=[চট্ট]—বিণ. যেইরূপ, যেমন ॥ যেন্ বাপ্ হেন্ পোয়া। [<জেহ্ন ম. বাং.]।

২=[খু]—বি. ভূত প্রেত ॥ [<জিন্ন جن আং]।

৩=[সি]—বি. জেহেন, মেধা, শক্তি, ক্ষমতা ॥ পোলাডার্ যেন্ আসে। [<যিহন্ ذهن আং]।

৪=[সি]—বি. মুখস্থ করিবার শক্তি ॥ পরাত্ তার্ যেন্ আসে। [পূর্বে দেখ]।

যেন্‌খি=[চা]—বি. একপ্রকার ছোট পোকা ॥ যেন্‌খি পোকা যেন্‌যেন্ করে। [<ঝিল্লী সং]।

যেন্‌তে=[চট্ট]—ক্রি. বিণ. যেস্থানে, যেখানে ॥ যেন্‌তে যাঁই যাই তুই হেন্‌তে যাস্ কেন্? [<যে+খান+তে]।

যেন্‌তেন্=[চা]—বিণ. যেমন তেমন ॥ ওইকি যেন্‌তেন্ মানুশ্। [দেখ যেন্ +তেন; 'যেন' শব্দের সাদৃশ্যে তাহা হইতে]।

যেন্‌দর্=[ম]—বিণ. অপরিচ্ছন্ন, নোংরা ॥ মাইয়াডা যবর্ যেন্‌দর্। [দেখ যেদর্]।

যেন্‌দার্=[খু]—বিণ. যেরূপ ॥ যেন্‌দার্ মা হেন্‌দার্ সা। [<যেমন ধারা]।

যেন্‌না=[ম]—বি. নদী বা খাল পাড়ের ঢালুস্থান ॥ খালের্ যেন্‌নায় বালা তামুক্ অয়্। [<যের زير ফা.+না প্র.]।

যেন্‌না যাগা=[সি]—বি. যেখানে অল্পপানি আছে এমন স্থান ॥ যেন্‌না যাগাত্ ফশল্ বালা অয় না। [দেখ যেন্‌না+জায়গা (<জগহ جگه ফা.)]।

যেন্ মাস্=[খু]—বি. শিংগিমাছ ॥ যেন্‌মাসে ওরে কাটা মার্‌সে। [<জিওল (<জীব+ল)+মাছ]।

যেপত্=[ম]—বি. নিমন্ত্রণ ॥ [দেখ যাফত্]।

যেবত্=[ম]—অব্য. যে পর্যন্ত না ॥ [<যাবত]।

যেবত্‌কে=[চা]—অব্য. যাবৎ ॥ যেবত্‌কে না আইবা, তেবত্‌কে আমি যাইমু না। [<জবতক হিং]।

যেবত্‌তরি=[চা]—ক্রি. বিণ. যে পর্যন্ত ॥ যেবত্‌তরি পয়্‌শা না দিবা হেবত্‌তরি যাইমু না। [দেখ যেত্‌তারিক্]।

যেবর্‌যাতি=[চট্ট]—বি. অলংকার পত্র ॥ বৌয়ের্ যেবর্‌যাতি কম্ ঐয়ে। [দেখ যেওর্‌যাতি]।

যেবল্‌তরি=[চা]—ক্রি. বিণ. যে পর্যন্ত ॥ আমি যেবল্‌তরি না আহি-হেবল্‌তরি যাইস্ না। [দেখ যেবত্‌তরি]।

যেবালা=[সি]—ক্রি. বিণ. যে সময় ॥ তুমি যেবালা আইবায় আমারে বাদ্রিত্ পাইবায়্। [<যে+বেলা]।

যেবুল্‌খা=[চা]—ক্রি. বিণ. যখন ॥ তুই যেবুল্‌খা যাবি, আমি ঐবুল্‌খা যামু। [<যে+বেলা+কা]।

যেব্‌রা=[বা]—বি. জিহ্বা ॥ যেব্‌রাত্ গা হৈ গেল্। [দেখ যিপ্‌রা]।

যেব্‌লা=[সি]—ক্রি. বিণ. যখন, যে সময় ॥ যেব্‌লা হে যাইব, আমি ও যামু। [<যে+বেলা]।

যেমনে ওমনে=[সি]—ক্রি. বিণ. যেরূপ ছিল সেইরূপ ॥ যিনিশ্‌টি যেমনে ওমনে রাইখসে। [<যেমনে সেমনে]।

যেমুই=[চট্ট]—ক্রি. বিণ. যে মুখে, যে দিকে ॥ [দেখ যেই মুই]।

যেম্‌নে ওম্‌নে=[চট্ট]—ক্রি. বিণ. যেমনে সেমনে ॥ [<যেমনে সেমনে]।

যেম্‌বা শেম্‌বা করে=[নো]—ক্রি. বিণ. যেমন তেমন করিয়া ॥ যেম্‌বা শেম্‌বা করে কাম্ শার্‌যা দ্যাও। [<যেমন+বা; সেমন+বা]।

যেয়াদা=[খু]—ক্রি. বিণ. শীঘ্র ॥ তার অশুখ্ যেয়াদা সেরে গেসে। [<দেখ যেদা যেদা; অর্থ প্র.]।

যেয়ানা=[ফ]—বি. মাছ ধরিবার পোঁতা বড়শি ॥ [<জিয়ান+আ প্র.]।

যেয়ান্=[কুম, নো]—বি. স্মৃতিশক্তি, ধীশক্তি ॥ সেরাডার্ যেয়ান্ বালা [দেখ যেন্৩]।

যেয়াপত্=[কুম]—বি. বিরাট ভোজ ॥ [দেখ যাফত্]।

যেয়ার্=[বা, খু, চা]—ক্রি. বিণ. শেষ ॥ যে যেয়ারে আইসে [<যের زير ফা.]।

যেয়ালা=[পা]—বি. জীবিত মাছের টোপ ॥ পুটির্ যেয়ালা দিয়া বড়্‌শি পাত্‌সি। [দেখ যেয়ানা]।

যেয়ালা হয়া=[পা]—ক্রি. মরিবার পূর্বাবস্থা হওয়া ॥ রোগি যেয়ালা হয়্যা

রৈসে। [দেখ যেরালা+থরা ; অর্থ প্র.]।

যেরাল্‌লা=[পা]—বি. বড়শির জীবিত মাছের আধার বা টোপ ॥ পুটি মাসে বালা যেরাল্‌লা অয়্। [দেখ যেরালা]।

যেরেন্=[চট্ট]—ক্রি. বিণ. যেইরূপ॥ তুঁয়ি যেয়েনে পারো এয়েনে অাঁবি টেয়া দিবা। [<যেমনে]।

যের্‌তা=[কুম, চট্ট]—বিণ. জীবিত॥ [দেখ যেঁতা]।

যের্‌লা মাস্=[ম, খু,]—বিণ. কই মাগুর ইত্যাদি মাছ॥ এই পুকুরে যেয়্‌লা মাস্ অনেক্ আসে। [দেখ যেয়ালা+মাছ]।

যেরা=[ফ]—বি. বর্ম॥ [<যিরহ্ زره ফা.]।

২=[সি]—বিণ. ছোটি, হীন, মন্দ, নিকৃষ্ট॥ যেবা বাশব্ দাম্ এক্ টেহা। [দেখ যেয়ার্ ; অর্থ প্র.]।

৩=[সি]—ক্রি. বিণ. একটু সময়॥ যেরা বার্‌চাইঅ। [দেখ যরা৩]।

যেরে=[কুম, সি]—ক্রি. বিণ. পরে॥ হেয়্ এক্‌কেরে যেরে আইসে। [দেখ যেয়ার্+এ বিভক্তি]।

যের্=[পা,খু,ফ,]—বি. তেলের টিন॥

২=[ম, সি]—বি. গভীরতা॥ পুকুইর্‌ডার্ যের্ কম্। [দেখ যেয়ার্ ; অর্থ প্র.]।

৩=[সি]—বিণ. পরাজিত, দুর্বল॥ হে কি তোমার্ চাইতে যের্? [অর্থ প্র.]।

৪=[সি]—বি. গুহ্যদ্বার॥ বেটার্ যেরে যুকে দর্‌সে। [অর্থ প্র.]।

৫=[সি, ম]—বিণ. নীচু॥ বাগাডা যবর্ যের্। [অর্থ প্র.]।

যের্ করা=[সি]—ক্রি. কাবু করা॥ তারে মোকদ্দমাত্ যের্ কর্‌সে। [দেখ যের্৩+করা]।

যের্‌কার্=[ম]—বি. অনিষ্ট, ক্ষতি॥ দেখিস্ গর্‌ডার্ যে কোনো যের্‌কার্ অয়্ না। [দেখ যেয়ার্+কার্=জেরবার]।

যের্ যবর্=[সি]—ক্রি. বিণ. ছোট বড়, উলট পালট॥ [যের زیر ফা. +যবর زبر ফা.]।

যের্‌তন্=[চা]—ক্রি. বিণ. যাহার নিকট হইতে॥ যের্‌তন্ আন্‌সুত্ হেরে দিয়া আয়্। [<যাহার+তন=হইতে]।

যের্‌তেনে=[চা]—ক্রি. বিণ. যাহার কাছে॥ যের্‌তেনে মন্ দরে হের্‌তেনে তন্ টাহা রাখ্। [দেখ যের্‌তন্+এ বিভক্তি]।

যের্ নামান্=[পা]—ক্রি. শেষ করা॥ সে কাম্‌টার্ যের্ নামাইসে। [দেখ যেয়ার্+নামানো]।

যের্‌পার্=[কুম]—বি. ধ্বংস, পরাজয়, শেষ॥ মুয্যা বেইল্‌লা হের্ এক্‌কেরে যের্‌পার্ ঐয়া গেসে। [দেখ যের্ কার্]।

যের্‌বার্=[পা, কুম]—বি. কষ্টবোধ, অসহ্যবোধ॥ [<যেরবার زیربار ফা]।

২=[কুম]—বি. ক্ষতি॥ আমার্ যের্‌বার্ করনের্ লাই কানি কাটি কাট্‌চে'। [অর্থ প্র.]।

যের্‌শিং=[বা, পা]—বি. বিশেষ গুণ সম্পন্ন পাখির হাড়(যাহা তৈলে ভিজাইয়া সেই তৈল মালিশ করিলে আঘাত জনিত ব্যথা দূর হয়)॥

যেলা=[সি]—ক্রি. বিণ. যেরূপ॥ যেলা আইস ঐলা যাওগি। [<যে+লা]।

২=[সি]—বি. স্ত্রীলোক॥ [যে < ঝী <ঋীঅ প্রাঃ <ধীআ পা. < দুহিতা সং+লা <লোঅ প্রাঃ <লোক সং]।

যেলাখচ'া=[পা]—বিণ. নানা দেশ ভ্রমণকারী॥ উনি এক্‌যন্ যেলাখচ'া লোক্। [<যেল <যিল'আ ضلع আঃ+কাচা]।

যেলাযাত্=[সি]—বি. স্ত্রীজাত॥ যেলাযাতের্ কথা বাদ্ দ্যাও। [<ঝি+লা প্র.+জাত <জাতি]।

যেল্‌কু=[সি]—ক্রি. বিণ. যখন॥ যেল্‌কু হি বারিত্ থাকে তেত্ আও না কেন্? [যে+বেলা+কু (বিভক্তি) ; তুঃ কু হিং]।

যেল্‌পেত্তেংগি=[ম]—বিণ. রোগা॥ ম্যালেরিয়ায় ভুইগ্‌গা লোক্‌টা যেল্ পেত্তেংগি মাইরা গেসে।

যেল্ মাস্=[খু]—বি.শিংগিমাছ॥ যেল্ মাস্ রোগির্ পত্ত। [<জিওল মাছ]।

যেশ্‌গ্গা=[চা]—ক্রি. বিণ. যখন॥ যেগুংগা মন্ দরে হেগুংগাই যাও। [দেখ যেগুম্+কা]।

যেশ্‌মে=[চা]—ক্রি. বিণ. যখন॥ যেগুমে তুমি আইবা হেগুমে আমি যামু। [<যে সময়]।

যেশ্‌টি মাশ্যা=[চা]—বিণ. জ্যৈষ্ঠ মাসের॥ যেশ্‌টিমাশ্যা আম্। [< জ্যৈষ্ঠ+মাস+ইয়া প্র.]।

যেশ্‌শেচ'=[পা]—বি. বউয়ের বড় বোন॥ [দেখ যেইশ্‌শৈশ্]।

যেসা=[সি]—ক্রি. বিণ. যেমন ইচ্ছা তেমন॥ যেসা চ'াও করোগা। [< যেসা <জয়সা হিং]।

যেসাখানো=[সি]—ক্রি. বিণ. যে কোন স্থানে॥ [দেখ যেসা+খান (স্থান)]।

যেসা তেসা=[ম]—ক্রি. বিণ. যেমন তেমন॥ [দেখ যেসা+তয়সা হিং]।

যেহংগি=[চা]—ক্রি. বিণ. যেই দিন॥ যেহংগি হেয়্ গেসে হেহংগি আমার্ যর্ ঐসে। [দেখ যেগুম্+ই]।

যেহন্‌কা=[চা]—ক্রি.বিণ. যে দিন॥ [দেখ যেগুংগা]।

যেহয়া=[চট্ট]—ক্রি. বিণ. যতগুলি॥ [যে+হয় <গো হিং+আ প্র.]।

যেহান্=[নো]—বি. প্রতিভা, মেধা॥ হোলাগার্ যেহান্ বালা। [দেখ যেন্৩]।

যেহার্=[ম,পা]—বি. গয়না, অলংকার॥ শোনার্ যেহার্। [দেখ যেঅর্ পাতি]।

যেহুর্=[কুম]—ক্রি. বিণ. <যত দূর, যতটুকু॥ আমি যেহুর্ পারি দৈম্।

যেহেয্=[চা]—বি. যৌতুক॥ [< দেখ যেয্]।

য্যাং

য্যাং=[সি]—বি. তেজ ॥ বেটির্ অত য্যাং কেন্? [<জংগ جنگ ফা. =যুদ্ধ]।

য্যাংগর্=[ম]—বি. হ্যাঁচকা টান ॥ কোনেত্ থাইক্যা সেয়াডারে য্যাংগর্ মাইরা নিল্। [<ঝাঁকার]।

য্যাংগোট্=[পা]—বি. ঝাঁকি ॥ য্যাং-গোট্ মারি কথা কস্ ক্যা। [দেখ য্যাংগর্]।

য্যাংটা=[পা]—বি. সজোরে নাড়া ॥ [<ঝাপটা]।

য্যাঁতা=[ব]—বিণ. জীবিত॥ মাস্-গুলি যঁ্যাতা। [দেখ যেঁতা]।

য্যাঁদোর্=[পা,কু]—বিণ. অপরিষ্কার, নোংরা ॥ লোক্‌টা বড় যঁ্যাদোর্। [দেখ যেদর্]।

য্যাঠাশ্=[নো, চা]—বি. স্ত্রীর বড় ভগ্নী ॥ [দেখ যেঠশ্]।

য্যাতা=[চা]—বিণ. জীবিত॥ আমি য্যাতা পুল্‌কা দেখ্‌সি। [দেখ যেঁতা]।

য্যাত্=[য]—বি. জাতি ॥ য্যাত্ এ্যাহাবারে নিচে'ই নামে গেসে। [<জাত]।

য্যানে=[য]—ক্রি. বিণ. যেখানে ॥ ওরে তুই য্যানে যাবি শ্যানে যা। [<যে খান+এ বিভক্তি]।

য্যানেশ্যানে=[খু]—ক্রি. বিণ.<যেখানে সেখানে ॥ য্যানেশ্যানে পায়্খানা করা ভাল না।

য্যান্=[খু]—ক্রি. বিণ. নষ্ট ॥ তাত্ য্যান্ করা গুনা। [<যিয়ান زیان ফা.]।

২=[সি]—বি. মস্তিষ্ক, স্মরণশক্তি॥ পুয়াটার্ য্যান্ বালা। [<যিহন ذهن আ:]

য্যান্‌না যাগা=[সি]—বি. জলা জায়গা ॥ য্যান্‌না যাগাত্ ফশল্ বালা অয় না। [দেখ যেন্‌না যাগা]।

য্যাফোত্=[ফ]—বি. নিমন্ত্রণ ॥ য্যাফোত্ খাইতে যাই। [দেখ যাফত্]।

য্যাব্‌ড়ানো=[খু]—ক্রি চাপিয়া বসা বা ধরা ॥ য্যাব্‌ড়ায়ে বশ্। [<জাবড়ানো]।

য্যাম্‌তে=[নো]—ক্রি. বিণ. যে ভাবে ॥ য্যাম্‌তে পারস্ একাম্ কর্। [<যে মতে]।

য্যাম্‌নে=[খু]—ক্রি. বিণ. যে ধার দিয়া ॥ য্যাম্‌নে আশে শ্যাম্‌নে যায়্। [<যেমন+এ বিভক্তি]।

য্যাম্‌বড়া=[ব]—বি. সাঁড়াশী, চিমটা ॥

য্যারো=[কু]—বিণ. জারজ। [<জার +ও প্র.]।

য্যার্‌য়া সাওয়াল্=[পা]—বিণ. অবৈধ সন্তান॥ [<জার+ওয়া+ছাও (<শাবক)+আল প্র.]।

য্যাল্=[চা]—বি. তৈল ইত্যাদি রাখার পাত্র ॥ এক্ য্যাল্ কেরোশিন্ আনিও। [দেখ যের্]।

য্যাল্‌লা=[পা]—বি. জ্বাল করার হাঁড়ি, পাটালী গুড় জ্বাল দেওয়ার হাঁড়ি ॥ [<জ্বাল+উয়া প্র.]।

যৈ

যৈ=[চা]—বি. বাধা ॥ কামে খালি যৈ লাগে। [<যাই+ঝক্কি< ঝক্কী হিং]।

২=[ক]—বি. জরিমানা (খেলার সময় ব্যবহৃত) ॥ আউর্‌গার্ খেলাত্ যৈ নাই। [<জায়<যয়া' ضیع আ:]।

যৈঁদারি=[চট্ট]—বি. জমিদারী ॥ [<জমিদারী<যমীন زمین+দারী داری ফা.]।

যৈঙ্=[চট্ট]—বি. মাথাল বিশেষ ॥ [দেখ যংঙ্]।

যৈক্‌ক=[চট্ট]—বি. <যক্ষ ॥ হিতে খালি যৈক্‌কের্ নাম্ চেঁয়া কামায়্।

যৈক্‌কা=[নো]—বি. কৃপণ ॥ তার্ লাহান্ যৈক্‌কার্ বাইত্ কি মাইন্‌শে যায়্? [দেখ যৈক্‌ক+আ প্র.; অর্থ প্র.]।

২=[চট্ট]—বিণ. যমজ ॥ [<যৈঁগ্য <যুগ্ম]।

যৈযৈ=[বা]—বি. হট্টগোল ॥ তোরা এত যৈযৈ কর কেন্? [অনু.]।

যৈযৈ পরা=[কুম]—ক্রি জনরব উঠা, তীব্র সমালোচনা হওয়া ॥ এই খবর্‌ডা হুন্‌লে দেশে যৈযৈ পৈরা যাইব। [দেখ যৈ যৈ+পড়া]।

যৈ যোগার্=[খু]—বি. সম্মিলিত চীৎকার ॥ অত রাইতে যৈ যোগার্ কিয়ের্? [<জয় জয় কার]।

যৈঠ্=[সি]—বি. জ্যৈষ্ঠ মাস ॥ যৈঠ্ মাসে কাডল্ পাহে। [<জ্যৈষ্ঠ]।

যৈতা=[ম]—বিণ. বহু দূর ॥ তার্ বারি হনি যৈতা। [<জয়ন্তিয়া (পাহাড়); লোক ব্যুৎপত্তি]।

যৈন্যা=[চা]—বিণ. বিশ্রী গন্ধবিশিষ্ট ॥ যৈন্যা আম্ খাওন্ যায় না।

যৈন্=[কুম]—বি. মনোমালিন্য, কলহের কারণ ॥ এই মারামারির্ যৈন্ কি?

২=[চট্ট]—বি. জমি ॥ [<যমীন زمین ফা.]।

যৈফি=[ক]—বিণ. নড়বড়ে, পুরাতন ॥ অত যৈফি জিনিস্ বালা না। [<জইফ<যঈফ ضعیف আ:+ই.প্র.]

যৈবন্=[চ]—বি. <যৌবন ॥ যৈবন্ গেল্ যৈশা যৈশা।

যৈয়দ্=[চট্ট]—বিণ. জ্ঞানী ॥ তোমার্ ভাই বেশি যৈয়দ্। [<জয়্যদ جید আঃ =উত্তম]।

যৈয়র্=[কুম]—বিণ. অতিবৃদ্ধ ॥ আঁমার্ হৌর একক্কবারে যৈয়র্ মানুশ্। [দেখ যৈফি]।

যৈয়া=[নো]—বি. জেঠা, চাচা ॥ পোলার্ যৈয়া বুড়া।

২=[কুম]—বি. পিঁপড়া ॥ যৈয়ার্ কামরে যবর্ বিশ্।

৩=[কুম]—বিণ. মুগ্ধকর ॥

যৈয়্যফ্=[কুম]—বিণ. অতিবৃদ্ধ, দর্বল ॥ [দেখ যৈফি]।

যৈল্যা=[চট্ট]—অস. ক্রি. <জলিয়া, পুড়িয়া ॥ গরম্ পৈর্‌লে শরিল্ যৈল্যা যায়্।

যৈল্যা মরা, যৈল্যা পুইর‍্যা মরা =[ম]—ক্রি. হিংসা করা, অত্যধিক লোভ করা ॥ মাইয়াডা দেইখ্যা তারা যৈল্যা পুইর‍্যা মরে। [দেখ যৈল্যা; জলিয়া পুড়িয়া মরা]।

যৈল্=[কুম]—বিণ. অত্যধিক নরম ॥ তরমুযের্ বিত্‌রে যৈল্ ঐয়া গেসে। [জলি<জল+ই প্র.]।

২=[খু]—বি. জোয়াল ॥ যৈল্ অভাবে আয্ লাংগল্ দেওয়া বন্ধ। [<জোয়াল (<যুগল সং)]।

৩=[ম]—বি. ঝাঁকি ॥ যৈল্ লাইগ্যা আরি বয়া দুদ্ পৈর‍্যা গেল্। [<ঝলি< ঝুল+ই প্র.]।

৪=[সি]—বি. ছোট বাইন মাছ বিশেষ ॥ যৈল্ মাস্ কেও কেও খায় না।

৫=[ম]—বি. ফাঁক ॥ নাও বানাইলে কাঠে যৈল্ থাহে না।

৬=[কুম]—বি. দোলা ॥ সুইট্‌কারে কোলে লৈয়া যৈল্ দেও [দেখ যৈল্$_৩$]।

যৈল্ খাওয়া=[চা]—ক্রি. প্রসবে বিলম্বের দরুণ সন্তানের রং বিকৃত হওয়া ॥ যৈল্ খাইয়া মাইয়াডা ঐল্‌দা ঐয়া গ্যাসে। [দেখ যৈল্$_১$+খাওয়া; অর্থ প্র.]।

যো

যো=[চা, পা]—বি. অমাবশ্যা বা পূর্ণিমা ॥ যোর্ মৈদ্যে পানি বারে। [<যোগ; দেখ যোগা$_২$, যোবা$_১$]।

২=[খু]—বি. জমিতে হাল চাষের উপযুক্ত অবস্থা ॥ [<জো (<যোগ সং)]।

যোআইক্যা=[চট্ট]—বি. জল দেবতা ॥ ইন যোআইক্যা আসে। [দেখ যৈকক্]।

যোঁয়ানো=[নো]—ক্রি. সাড়া দেওয়া ॥ যোঁয়াইলে বড়শিত্ মাস্ ধরে না।

যো করা=[য]—ক্রি. আরম্ভ করা ॥ [দেখ যো$_২$+করা]।

যোক্=[চট্ট]—বি. <যোগ ॥ টৈশ্যাগুইন্ যোগ কর্।

যোক্ করা=[খু]—ক্রি. যুক্ত করা ॥ এক্ শাথে ওডা যোক্ কর্। [দেখ যোক্+করা]।

যোক্‌যুক্‌তি=[নো]—বি. শলাপরামর্শ ॥ হেতার্ বিয়ার্ কোন্ যোক্‌যুক্তি হবি না। [<যোগ+যুক্তি]।

যোক্‌তা=[কু]—বি. শক্তি ॥ [<যোগ্যতা]।

যোগা=[চা]—বি. আবরণ, খোসা ॥ ইডার্ যোগাডি বাইট্যা লাও।

২=[চা]—বি. পূর্ণিমা বা অমাবশ্যার সময় ॥ যোগার্ মৈদ্যে হের্ আফি বেরাম্‌ডা উস্ দেয়। [দেখ যো]।

৩=[চা]—বিণ. জোখা, সমান ॥ গর্‌ডা যোগা এক্‌ডা পাডি আনিস্। [<জোখা]।

৪=[য]—বি. বান, বন্যা ॥ যোগার্ যোয়ার্ কি না তাই পানি এত বেড়েসে। [দেখ যো]।

৫=[নো]—বি. ডিমের খোলা ॥ [দেখ যোগা]।

যোগাল্=[ফ]—বি. সহকর্মী ॥ [<যোগ+আল প্র.]।

যোগিনে=[খু]—ক্রি. বিণ. যেখানে ॥ 'যোগিনে বাগের্ ভয় শেগিনে রাত্ হয়' —প্রবাদ। [<যে খানে]।

যোগিন্‌দার্=[বা]—বি. সাহায্যকারী, সংগ্রাহক ॥ [<যোগান(<যোগ+আন)+দার دار ফা.]।

যোগে যাগে=[খু]—ক্রি. বিণ. কলে কৌশলে ॥ যোগেযাগে সাড়া একায্-শমাধা হবে না। [<যোগ+এ (বিভক্তি)+যাগে(<যজ্ঞ সং)]।

যোগেতে=[ব]—বি. প্ররোচনা ॥ তার্ যোগেতে কাযিয়া অয়্। [<যোগ+এতে (বিভক্তি); অর্থ প্র.]।

যোগেশারে=[খু]—ক্রি. বিণ. যেমন তেমন করে ॥ যোগেশারে কায্‌টি শেরে নাও। [দেখ যোগ্ শাশড়ে]।

যোগ্‌গি=[ব]—বিণ. <যোগ্য ॥ মুই তার্ যোগ্‌গি নৈ।

যোগ্‌শাযক্=[খু]—বিণ. মিথ্যা ॥ [<যোগ সং+সাযিশ্ سازش ফা.]।

যোগ্‌শাশড়ে=[খু]—ক্রি. বিণ. গোপনে যুক্তি করিয়া ॥ তুমি আর্ সে যোগ্‌শাশড়ে একায্ করেস। [দেখ যোগ শাযক্ +এ (বিভক্তি)]।

যোবানো=[পা]—ক্রি. ছিদ্র দিয়া তরল পদার্থ বা পানি পড়া ॥

যোট্পাট্=[খু]—বি. দল বল ॥ [<জোট+পাট অনু:]।

যোত্=[বা]—বি. কিরণ, আলো ॥ [<জোত<জ্যোতি:]।

২ =[খু]—বি. কোন কিছু ঝুলানোর দড়ি ॥ [<জুত (<যোক্ত ?)]

যোতজোর্=[বা]—বি. জো ॥ [<জুত (<যুক্ত সং)+আর প্র.]।

যোন=[চা]—বি. দুই, দোনো ॥ যোন বাপ্ পুতে কৈমানি গেসে। [দোনোঁ হিং]।

যোনাক্=[খু]—বি. <জোনাকি ॥ যোনাক্ ধরিস্‌নে।

যোন্দাব্=[খু]—বি. কলহ ॥ মাগি যোন্দাব্ করতি আয়চে'।

যোবা=[ফ]—বি. সুবিধা ॥ আথ্‌খেত্ নিড়ানের খুব্ যোবা। [<যোগ]।

২ =[ক]—বি. অমাবস্যা বা পূর্ণিমার সময় ॥ যোবায় বল্ খুব বেড়েসে। [দেখ যো]।

যোবা পাওয়া=[খু]—ক্রি. সুযোগ পাওয়া ॥ যোবা পাইয়া গেলা নাকি ? [দেখ যোবা+পাওয়া]।

যোমান্=[ম]—বি. ধারণা ॥ আমার যোমান্ তুমি আইয়্ আবা না। [<গুমান گمان ফা.]।

যোম্=[বা]—বি. দুশমন, শত্রু ॥ মনে করিস্ তোর্ যোম্ [<যম]।

যোম্লা=[খু]—বিণ. অনিষ্টকারী ॥ ও যোম্লা যাল্‌নে কেন্? [<যম+লা প্র.]।

যোয়াইল্যা=[চট্ট]—বি. সাহায্যকারী। [<যোগান+ইয়া প্র.]।

যোয়ানো=[খু]—ক্রি. সংগ্রহ করা ॥ দুটো পয়সা না যোয়ায়ে কি করে মেয়ের বিয়ে ঠিক করে। [<যোগানো]

২ =[চা]—ক্রি. কথা বাহির হওয়া ॥ শময় মত তোর্ মুহেও কথা যোয়ায় না। [<জুয়ানো]।

যোয়ান্কালা=[ম]—বি. এক প্রকার ধান ॥ যোয়ান্কালার ধন্য যমিত্ দান অয় না।

যায়ান্ দেওয়া=[চট্ট]—ক্রি. তৈয়ার করা ॥ [<যোগান+দেওয়া]।

যোয়াল্=[কুম]—বিণ. বলবান ॥ গরুডা খুব্ যোয়াল্, না ? [<যোর زور ফা.+আল প্র.]।

যোরা=[কুম]—বি. <জোড়া ॥ বাংলা আয়না যোরা দিলে চ'লে না।

২=[পা]—বি. সুযোগ ॥ এই যোরায় কাম্‌ডা করা লাগ্‌বো।

৩ =[পা]—বি. শক্ত কাদা ॥

৪ =[নো]—বি. জল নির্গমনের সংকীর্ণ পথ। [<ঝোরা]।

যোর্‌খোর্=[চা]—বি. সরু গ্রাম্য রাস্তা বা জাজাল ॥ এই যোর্‌খোর্ দিয়া কৈ যাইমু ? [দেখ যোলা২+খোর অনু:]।

যোলা=[কুম]—বি. ব্যক্তিগত সঞ্চয় ॥ তুমি সংসার যোলা কর বুঝি? [<যোলা ; দেখ যুলা৪]।

২=[পা]—বি. হালট, গলি ॥ এই যোলাটা খুব্ চাপা। [দেখ যোল্]।

৩=[ক]—বি. চিটাগুড়, রাব ॥ যোলা দিয়া তামুক্ মাখে। [<ঝোলা]।

যোলানো=[চট্ট]—ক্রি. রাগানো ॥ পুয়াউয়ারে যোলাও কেনে ? [<জ্বলানো <জ্বালানো]।

যোলায্=[খু]—বি. প্রসবের পর নির্গত গবাদি পশুর পচা নাড়ি ॥ গরুর্ যোলায্ পড়্‌সে না কেন্ বুয্‌লায্ না। [<জ্‌লাব <জলাবু পা. <জরায়ু]।

যোল্=[খু]—বি. পানি নির্গমনের পথ ॥ পুকুরির্ যোল্‌ডা শাপ্ করে দে। [<জ্‌লি]।

২ =[খু]—বি. <জোয়াল ॥ যোল্ নে মাঠে যা।

যোল্ দেওয়া=[বা]—ক্রি. মুষলধারে পড়া ॥ পানিগুলি যোল্ দিয়া পড়্‌তেসে ॥ [দেখ যোল্+দেওয়া]।

যোশাক্=[খু]—বি. ক্ষোভ, দু:খ ॥ লোক্‌টা বড্ডই যোশাক্ পায়েসে ॥

যৌ

যৌ=[সি]—বি. জিনিস ॥ আফ্‌নার্ যৌটা লৈয়া যাওগি।

যৌথি=[কুম]—বিণ. হিংস্র, নিষ্ঠুর ॥ যৌথি মুর্‌গিডায় ঠোকুর্ দিসে। [<যুথ (<যুদ্ধ সং)+ই প্র.]।

যৌব্=[কুম]—বি. স্বামী ॥ এইনা বৈমার্ যৌব্ ॥ [<বওজ زوج আং]।

যৌট্‌টা=[কুম]—বি. জোড়, যমজ ॥ তার্ বৌয়ের্ যৌটুটা দুইডা পোলা ঐসে। [যমজ+টা প্র.]।

যৌট্‌রা=[কুম]—বিণ. জটাধারী ॥ যৌট্‌রা বেডি আইসে। [<জট+রা প্র.]।

যৌড়া=[চট্ট]—বি. গোখরা সাপ ॥

যৌদ্=[ম,কুম]—বিণ. অত্যন্ত বলবান, দুর্দান্ত ॥ বেডাডা যবর্ যৌদ্। [<যোধ]।

যৌদ্‌দা=[বা]—বিণ. অলস ॥

যৌরা=[ক]—বি. যশ ॥ তার্ যৌরা শারা দেশে সরাইসে। [দেখ বহুরা]।

যৌরাই=[দি]—বি. দৌরাত্ম্য, দাপট ॥ বাপের্ যৌরাই বার সবর্। [<যোর زور ফা.+আই প্র.]।

যৌলা=[কুম]—বি. গোপন জমা ॥ আমার্ দশ্ টেহা যৌলা আসে। [দেখ যুলা১]।

যৌলা কাটা=[চট্ট]-ক্রি. বি. ডাং গুটি খেলার দণ্ড দিয়া গুটিকে দুইবার মাটির উপর আঘাত করিয়া এক বিশ লাভ করা ॥ দাঁর্ তিন্ যৌলা কাটা হৈয়ে।

যৌলা বাত্=[কুম]—বি. বন-ভোজন ॥ ল আইয়্ যৌলা বাত্ খাই। [যৌলা <জংলা+ভাত ; তুং বন-ভোজন]।

যৌলুশ্=[বা]—বি. কোন প্রসঙ্গ লইয়া হাসি তামাশা ॥ কি লৈয়া এত যৌলুশ্ করতাস ? [<জলুস جلوس আং]।

যৌল্কা=[সি]—বি. শ্লেষ্মা, লালা ॥ সেরাডার্ মুখ্ দিয়া যৌল্কা পরিতাসে।

যৌল্লা=[কুম]—বিণ. নষ্ট, দোষী ॥ তুমি যৌল্লা ঐ গেস।

ঝ

ঝ'কর্ বকর্=[ব]—অব্য. টগবগ ॥ ভাত্ ঝ'কর্ বকর্ করে। [ধ্বন্যা.]।

ঝ'কর্ মকর্=[খু]—বি. আলস্যের ভাব ॥ কাম্ দেখ্লিই সে ঝ'কর্ মকর্ করে। [অনু.]।

ঝ'কার্ ঝ'কার্=[খু]—বি. আলস্য ॥ বেশি খাওয়ায় গাও ঝ'কার্ ঝ'কার্ করে। [দেখ ঝ'কর্ মকর্]।

২=[খু]—ক্রি. বিণ. বাধো বাধো ॥ কথাটা বল্তি আমার্ ঝ'কার্ ঝ'কার্ লাগে।

ঝ'ক্=[য]—ক্রি. বিণ. ত্বরা ॥ ঝ'ক্ করি কাম্টা কর্। [ঝট হিং<ঝটিতি সং]।

ঝ'ক্কি=[খু]—বি. খোপা ॥ চু'লের্ ঝ'ক্কি বাঁধো। [ঝুট+কি প্র.]।

ঝগ্ড়ি=[রং]—বিণ. যে ঝগড়া করে ॥ [<ঝগড়<ঝগড়া+ই প্র.]।

ঝট্কা=[রং]—বি. মাছ ধরার ফাঁদ বিশেষ ॥

ঝট্কা আদর্=[রং]—বি. যেমন তেমন যত্ন ॥ 'ঝট্কা আদর্ পালিয়া দৈ খালুখালু নাই নাই'। [<ঝট্কা (হঠাৎ)+আদর, অর্থ প্র.]।

ঝট্কে=[রা]—অস. ক্রি. অসুস্থ হইয়া ॥ আপার্ মাশের্ খাট্নিতে গরুটা ঝট্কে গেল্। [<ঝটক্+ইয়া অস. ক্রি. বিভক্তি; অর্থপ্র.]।

ঝড়ালি=[রা]—বি. ঝড়বৃষ্টি ॥ ঝড়ালির্ দিনেত্তো হাল্যা খাওয়া লাগ্বে। [<ঝড়+আলি প্র.]।

ঝড়োচিল্=[রা]—বিণ. জীর্ণশীর্ণ, কাহিল ॥ হাওয়াকোনা রোগে তুমি একেবারে ঝড়োচিল হোছে। [<ঝড়+ও<উয়া প্র.+চিল]।

ঝড়্কা=[রং]—বি. জানালা ॥ ঝড়কাটা খুলি দেও বাতাস্ সেন্দাউক্। [<ঝরকা, ঝরোকা ; তুং ঝরোকা হিং]।

ঝন্=[রং]—বি. জন ॥ তার্ এ্যাক্ঝন ব্যাটা ছাওয়া আছে। [<জন]।

ঝন্কা=[রা]—বি. মাটি খুঁড়িবার যন্ত্র।

২ =[রং]—বিণ. খোঁড়া ॥ হামার্ গরুডা ঝন্কা।

ঝন্ঝনা=[বা]—বি. ফল বিশেষ ॥ ঝন্ঝনা খাতে ভাল।

ঝন্ঝনি=[দি. বা]—বি. খেলনা বিশেষ ॥ [ঝুন্ঝুনি]।

ঝ'ন্ঝ'নে=[খু, রং]—বিণ. ঝরঝরে, শুষ্ক ॥ ধান্গুলো রোদি ঝন্ঝনে হোয়েচে (রং)। [অনু.]।

ঝপট্=[রা]—বি. দীর্ঘদিনব্যাপী ঝড় ॥ আশার্ মাসে ঝপট্ হয়্। [<ঝাপট=ঝাপটা]।

ঝপ্ঝপে=[রং]—ক্রি. বিণ. দমদম করিয়া ॥ ঝপ্ঝপে পানি পড়ে। [<ঝপ্ঝপ্+এ <ইয়া অস. ক্রিয়ার ; ধ্বন্যা.]।

২=[রং]—ক্রি. বিণ. ঝাঁকে ঝাঁকে ॥ পাখিগুলি ঝপ্ঝপে আশি পৈল।

ঝপ্শি=[রা]—বি. ছোট ঝোপ ॥ ইটা কিসের ঝপ্শি ? [<ঝোপ+শি=ক্ষুদ্রার্থে]।

ঝক্কট্=[রং]—বি. জোরে দৌড় ॥ পোয়াটা এক্ ঝক্কট্ দিল্। [<ঝাপট (=ঝড়ের ধাক্কা) ; অর্থ প্র.]।

ঝম্ঝমা=[রং]—বিণ. বহু অলংকারে ভূষিত ॥ বেটিটাক্ ঝম্ঝমা করি গয়না পেন্দাইছে। [অনু.]।

ঝ'ম্টি মারা=[খু]—ক্রি. মুখ ভার করিয়া থাকা ॥ ঝম্টি মারি বশে কেন্ ? [তুং ঝামটা দেওয়া=মুখভঙ্গি করিয়া ধমক দেওয়া]।

ঝ'রা=[খু]—বিণ. তৃতীয় দিনের ঝরা ॥ ঝরা রশে ডিম্ উঠ্লো। [√ঝর্+আ প্র.]।

২=[রা, য]—বি. আপনা আপনিই ক্ষেত জন্মায় এমন ধান ॥ অনেক্ ঝ'রা হোয়েচে খ্যাতোত্ (য)। [পূর্বে দেখ]।

ঝ'রা রস্=[খু]—বি. খেজুর গাছের রস ॥ ঝ'রা রশে পেটে অশুক্ করে। [দেখ ঝ'রা+রস]।

ঝ'র্=[চট্ট]—বি. জ্বর ॥ হিতার্ ঝ'র্ ঐচে। [<জ্বর]।

২ =[চট্ট]—বি. ছাতা, আবর্জনা ॥ ঝ'র্ পড়্যে। [ঝর= ঝরা]।

ঝর্কা কাটা=[রা]—বিণ. ছিদ্র-বিশিষ্ট, জীর্ণ ॥ ইন্দুরে লেপ্টা ঝর্কা কাটা কবিচে।

ঝ'র্ঝ'রাই=[চট্ট]—অস. ক্রি. ঝর্ঝর করিয়া ॥ ঝ'র্ঝ'রাই ঝ'র্ নামি গেইল্। [<ঝর্ঝর্+আই<ইয়া অস. ক্রিয়ায়]।

ঝর্ বাতি=[রা]—বি. বাজি, ফুল-ঝুরি ॥ [<ঝাড় বাতি]।

ঝ'ল্কা=[খু]—বি. খোসা ॥ চিংড়ি মাসের্ ঝ'ল্কা ফেলাই দ্যাও। [= ছিলকা<ছল্লিকা সং]।

২=[রং]—বিণ. পানির মত ॥ তুই

কি খলকা হাগ্‌ছিস্ বাহে। [<জল+কা]

ঝল্‌ঝলা=[রং]—বিণ. পরিষ্কার ॥ তোর্ চোক্ দুটো খুব্ ঝল্‌ঝলা ॥ [<জলজলা ; জল+জল+আ ; আতিশয্যে দ্বিত্ব]।

২=[রং]—বিণ. তরল, পাতলা ॥ তর্‌কারি আজ্ ঝল্‌ঝলা হোচে। [জলজলা=জলের ন্যায়]

ঝ'ল্‌লো=[খু]—বিণ. উজ্জ্বল ॥ হারিকেন্‌টার্ আলো বেশ্ ঝল্‌লো। [জলা' ৺৵ আ:]।

ঝল্‌শা=[রা]—বিণ. মূর্খ ॥ লোক্‌টা বড় ঝল্‌শা।

ঝল্‌শান্ জ্বর্=[রা]—বি. অল্প জ্বরাভাব ॥

ঝল্‌শি=[রং]—বি. মাকড়সার জাল, ঝুল ॥ ঘরের্ ঝল্‌শিলা শাফ্ করেক্। [<ঝুল+শি প্র.]।

ঝশানো=[রং]—ক্রি. ঘামিয়া যাওয়া ॥ গরমে গা ঝশি গেইছে। [<ঝলসানো]।

ঝা

ঝ'া=[খু]—অব্য. খেদসূচক ॥ এই ঝ'া গেলাশ্‌টা ভাংগি গ্যালো। [<যা]।

ঝ'াআল্=[চট্ট]—বি. ডোবা ॥

ঝ'াই=[য]—বি. গুড় তৈরীর উপকরণ বিশেষ ॥ ঝ'াই ভালো না হোলি পাটালি করা যায় না।

ঝাইটন্=[রা]—বি. আবর্জনা ॥ উটানে ঝাইটন ভরা ॥ [<ঝাট=(সংমার্জন)+অন প্র.]।

ঝাইড়্ দেওয়া=[রা]—ক্রি. পরিষ্কার করা ॥ বারান্দাটাক্ ঝাইড় দ্যাও। [<ঝাড়<ঝাট+দেওয়া]।

ঝ'াইয়েল্=[খু]—বি. গাঁজাখোর ॥ এখানে ঝা'ইয়েলের্ আড্‌ডা।

ঝ'াইল্=[খু]—বি. ছিদ্র ॥ আউশের্ খ্যাতের্ আলি ঝ'াইল্ হৈচে। [<ঝালি<ঝারি<ঝর]।

২=[রং]—বি. জুড়ি, একপ্রকার বাদ্যযন্ত্র ॥ তু ঝাইল্‌খান্ বাজাও।

৩=[রা]—বিণ. এলোমেলো।

৪=[রা]—বি. বড় বস্তা ॥ [=ছাইল<ছালা<ছল্লী সং]।

৫=[রা]—বি. বেতের বাক্স ॥ [<ঝারি]।

৬=[খু]—বি. মাছ আটকাইবার ফাঁদের সঙ্গে দেওয়া ডালপালা ॥ শাগ্‌রায় ঝ'াইল্ দি পাত্তিশ্।

ঝাইশ্=[রা]—বি. তেজ, গুণ ॥ এই মরিচের্ ঝাইশ্ নেই। [<ঝাঁজ ; দেখ ঝাঁইজ্, ঝ'াঝ্]।

ঝাউ নিচানো=[রং]—ক্রি. গালিগালাজ করা ॥ বেটি ছাওয়াক্ ঝাউ নিচাছে।

ঝাউরি খাওয়া=[রং]—ক্রি. মৃতপ্রায় বা নিস্তেজ হওয়া ॥ রৈদে শাবুজ্ গাছ্‌গুলি ঝাউরি খালো।

ঝ'াউল্যা=[চট্ট]—বিণ. ঝালযুক্ত ॥ ঝ'াউল্যা শালুন্দি ভাত্ খাই। [<ঝাল+উয়া প্র.]।

ঝাউব্‌শা=[রং]—বিণ. যে অবহেলা করিয়া মাথার চুল কাটে না ॥ [<ঝাপসা ; অর্ধ প্র.]।

ঝাওয়াল্=[রা]—বি. শুষ্ক ঝড় ॥ চৈত্ ও বৈশাখ্ মাশে ঝাওয়াল্ হয়্।

২=[রং]—বি. প্রখর উত্তাপ ॥ এই ঝাওয়ালে কি বাইরে টিক্‌ন জায়্।

ঝাংগর্=[রা]—বি. মেথর বা নিম্ন শ্রেণীর হিন্দু ॥ [<ধাঙ্গড় ; নীম্ন জাতি অর্থে]।

ঝাংগোর্=[রা]—বি. জংলী জাতি বিশেষ ॥ লোক্‌টাক্ ঝাংগোর্ মনে হয়্। [দেখ ঝাংগর্]।

ঝ'াংলা=[ব]—বি. আড়া, মাচা ॥ লাউগাছে ঝ'াংলো দাও। [<জাঙ্গাল<জঙ্গাল সং ; অর্ধ প্র.]।

ঝাঁই=[রা]—বি. পোড়া চাল ভাজা ॥ ঝাঁই খেলে পিত্ নশ্‌ট হয়্। [ঝাঁই=কড়া ভাজা অর্থে]।

ঝ'াই জাল্=[চট্ট]—বি. খেপজাল, খেপলা জাল, যে জাল ছুঁড়িয়া ফেলিয়া মাছ ধরা যায় ॥ [<ঝাপ+ই প্র.+জাল ; অথবা ঝাঁকি জাল]।

ঝাঁইজ্=[রা]—বি. তেজ ॥ গরিব্ লোকের্ এ্যাত্ ঝাঁইজ্ ভালো না। [দেখ ঝাইশ্ ; অর্ধ প্র.]।

ঝ'াকা=[চট্ট]—বি. খই-চালুনী, বড় ছিদ্রবহুল চালুনী ॥ ঝ'াকা দি খৈমুড়ির্ ভুশি চ'ালি লাও।

২=[রং]—বি. মাছ ধৌত করার সচ্ছিদ্র বাঁশের চুবড়ি ॥

ঝাঁকাল্ হওয়া=[রা]—ক্রি. বাড়িয়া ওঠা ॥ তার্ গ্যাদা ছেলেটা বেশ্ ঝাঁকালু হচে। [<জাঁকালো ; জাঁক+আল প্র. ; অর্ধপ্র.]।

ঝাঁকাশা=[রা]—বি. চৈত্র বৈশাখ মাসের শুক হাওয়া ॥

ঝ'াকি=[খু]—বি. গুড়ের উপকরণ দিবার দণ্ড বিশেষ ॥ ঝাঁকিদে ভালো করে ঘোঁট্ দে নৈলে ভালো পাটালি হবে না। [দেখ ঝ'াই]।

ঝ'াকি মারা=[ম, খু]—ক্রি. রাগান্বিত হওয়া ॥ কথায় কথায় অত ঝ'াকি মারিশ্ ক্যান্। [অর্ধ প্র.]।

ঝাঁকুয়া=[দি, রা]—বিণ. পরিপূর্ণ ॥ ঝাঁকুয়া বাড়ি। [<ঝাঁক (=দল)+উয়া প্র.]।

ঝ'াক্‌সিরা=[চট্ট]—বিণ. দল হইতে বহিষ্কৃত, দলত্যাগী ॥ ঝ'াক্‌সিরা বানর্। [<ঝাঁক (=দল)+ছিঁড়া=ছাড়া]।

ঝাঁটি=[দি, রা]—বি. চিংড়ি মাছ ধরার জাল বিশেষ ।। ঝাঁটি জাল দি মাছ মারা খুব সুবিধা ।
২=[রা]—বি. অল্প অল্প ঝড় ।। চৈত্র মাশ ঝাঁটি হয় । [<ঝটিকা] ।

ঝ'াটি=[ব]—বি. পুংলিঙ্গ ।। [ঝাঁট হিং =অধোলোম] ।

ঝ'াডা=[চট্ট]—বি. ঝাড়ু, পিছা ।। মারো এক ঝ'াডার বাড়ি । [<ঝাঁটা] ।

ঝাড়ন=[রা]—বি. তোয়ালে ।। শাদা ঝ'াড়ন্ । [<ঝাড়ন ; √ঝাড়+অন ; তুং ঝাড়ন হিং] ।

ঝাঁপানো=[রা]—ক্রি. সাঁতার কাটা ।। পানিতে এতো ঝ'াপাও কেনে ? [< ঝাঁপ=সাঁতার+আনো প্র.] ।

ঝাকাউ ঝাকাউ=[বং]—বি. খিটখিট, সামান্যতে রাগ ।। তুই মানুশটা খালি ঝাকাউ ঝাকাউ করিশ্ ।

ঝাকাঝাকি=[বং]—বিণ. সামান্য পরিমাণ ।। ঝাকাঝাকি চাল্ পাঠালেও হানার চল্বি ।

ঝাকাত, ঝাকাত=[বং]—বি. অকথ্য গালিগালাজ ।। এ্যাত ঝাকাত্ ঝাকাত্ মানুশির্ শাতে করা যা জায় । [অনু.] ।

ঝ'াকা দেওয়া=[খু]—ক্রি. নাড়া দেওয়া ।। [<ঝাঁকা=√ঝাঁক্+আ +দেওয়া] ।

ঝাকানি=[বং]—বিণ. কুলটা নারী ।। এই বেটি ঝাকানি ।

ঝ'াকানি মারা=[খু]—ক্রি. রাগ করিয়া কথা বলা ।। ঝ'াকানি মারে কথার্ উত্তর্ দাও কেন্ ? [<ঝাঁকানি+মারা ; অর্থ প্র.] ।

ঝাকার, ঝাকার=[বং]—বি. অনর্গল তিরস্কার ।। বেটি ছাওয়াটা মানুশিক্ বড় ঝাকার্ ঝাকার্ করি কয় । [< ঝাঁকার <ঝঙ্কার=রাগ] ।

ঝাকালি=[বং]—বি. ঝগড়াটে ।। বৌ ঝাকালি হলি বড় মুশকিল্ । [< ঝাঁক+আলি প্র. ; অর্থ প্র.] ।

ঝাকাল=[বং]—বি. কর্তিত শুকনা জঙ্গল ।। ঝাকাল্ গুলা শারাও ।।

ঝ'াকি=[চট্ট]—বি. বাঁশের তৈরী মাছ ধরার যন্ত্র বিশেষ ।। ঝ'াকি বানানে ওস্তাদি আগে ।
২=[বং]—বি. ছড়া, কাঁদি ।। এ্যাক্ ঝাঁকি ক্যালা আর্ এ্যাক্টা দৈ আনেন্ ।

ঝ'াকে দেওয়া=[খু, য]—ক্রি. প্রহার করা ।। চোরের্ পিঠে এক্টা ঝ'াকে দাও (খু) ।

ঝাক=[দি]—ক্রি. বিণ. হঠাৎ, দৈবাৎ ।। ছাওযাকোনা ঝাক্ করি মরি গেইল্ ।

ঝাক্কোড়=[রা]—বিণ. এলোমেলো ।। জিনিশ্গুলো ঝাক্কোড় হচে । [<ঝ'াকড়=অসম্বদ্ধ] ।

ঝাক্পড়ি=[রং]—বিণ. নেহায়েত স্ত্রীলোক ।। তুই এ্যাক্টা ঝাক্পড়ি ।

ঝ'াক্মারি=[য,খু]—বি. ভুল বা অন্যায় ।। এমুন্ ঝ'াক্মারি কর্শি আইয় । [<ঝকমারি] ।

ঝ'াক্মক্যা=[চট্ট]—বিণ. উজ্জ্বল, দীপ্তিমান ।। [<ঝক্মকে] ।

ঝাক্শি=[রা]—বি. বৃষ্টি, বাদল ।। কদিন্ ধরে ঝক্শি লাগ্ছে ।

ঝাগর=[রং]—বি. মাগুর মাছ ।

ঝ'াগ=[চট্ট]—বি. আগাছা ।।

ঝাজর=[রা,য]—বি. মুড়ি ভাজিবার মৃৎপাত্র বিশেষ ।। [<ঝাঝর <ঝর্ঝরি =ছিদ্র বহুল] ।

ঝ'াঝ=[য,খু]—বি. বাদ্যযন্ত্র বিশেষ ।। হিন্দুরা পুজায় ঝাঝ্ বাযায় । [< ঝাঝ=কাসর জাতীয় বাদ্যযন্ত্র] ।
৩=[য]—বি. ঝাল, তেজ ।। ঝাঝ্ করি কথা কও ক্যা । [দেখ ঝাইশ্] ।

ঝ'াঝ উঠা=[খু]—ক্রি. ধোঁযা ওঠা ।। বাপে তার্ শরির্ দিয়া ঝ'াঝ্ উঠ্সে । [<ঝাঁঝ+উঠা] ।

ঝ'াঝ্রা=[য]—বিণ. খারাপ ।। টিন্গুলি ঝ'াঝ্রা ।। [<ঝাঝ্রা=সচ্ছিদ্র অর্থে] ।

ঝ'াঝ'া—[খু]—অব্য. হায় হায় ।। ঝ'া ঝ'া মুর্গিগুলো শেলে নে গ্যালো । [দেখ ঝ'া] ।

ঝ'াঝ্'রা=[খু]—বিণ. ছিদ্র ।। কলসুটা ঝ'াঝ্রা হোয়েসে । [দেখ ঝ'াঝ্রা] ।

ঝ'াঝ্'রি=[খু য]—বি. মাখন তোলার বাঁশের যন্ত্র ।। [<জর্জরীক সং] ।

ঝ'াটি=[খু]—বি. গুড় নাড়িবার দণ্ড ।। [<ঝাঁটা+ই প্র.] ।

ঝ'াট=[বং]—বি. গুপ্ত স্থানের লোম । [দেখ ঝ'াট্] ।

ঝাঠে=[বং]—ক্রি. বিণ. শীঘ্র ।। ঝাঠে চলি আইও । [ঝট<ঝটিতি সং+এ বিভক্তি] ।

ঝ'াড়ন—[খু]—বি. ধান মাড়াইবার যন্ত্র ।। ঝ'াড়ন্ডা নশ্ট কর্লি ? [ঝাড় +অন প্র.] ।

ঝাড়া=[দি, রং]—বি. পায়খানা ।। আমার্ আজ্ ঝাড়া ফেরা হয় নি । [দেখ ঝাড়া ফিরা] ।
২=[য]—বিণ. পুরাপুরি ।। সে ঝ'াড়া পাঁচ্ হাত্ লম্বা । [অর্থ প্র.] ।
৩=[খু]—বি. বাঁশের তৈরী যন্ত্র ।।

ঝাড়াপিরা=[র,]—বি. পেটের অসুখ ।। জরের্ মধ্যে ঝাড়াপিরা হৈয়া কাহিল্ হলাম্ । [=ঝাড়া ফের্ হিং] ।

ঝাড়া ফিরা=[র, বং, রা]—ক্রি. পায়খানা করা ।। জাও মাঠে গিয়ে ঝাড়া ফের (বং) । [দেখ ঝাড়া পিরা] ।

ঝাড়াল=[রা]—বিণ বড় বড় ।। ঝাড়াল্ আম বেছে ফেল্ [<ঝাড়া (বাড়া)+ল] ।

ঝ'াড় ঝ'াটা=[ব]—বিণ. পরিষ্কার পরিচ্ছন্ন ।। আংগিনাটা ঝ'াড়ঝ'াটা । [<ঝাড়<ঝাঁটি (পরিষ্কার)+ঝাঁটা] ।

ঝাড়্বাড়ি=[বং]—বি. ঝোপ, জঙ্গল ।। ঝাড় বাড়িত্ পোকামাকড় থাকে । [= ঝাড় (ঝোপ)+বাড়ি=স্থান] ।

ঝ'াদু=[চট্ট]—বি. চাটী ।। ঝ'াদু আঁরে আদর্ গরে । [<ঝাদু] ।

ঝ'ানাঝ'ানি=[খু]-বি. প্রকাশ ।। গোপন্ কথা ঝ'ানাঝ'ানি কর্লো কে ? [< জানাজানি] ।

ঝান্‌জানো=[রং]—ক্রি. ঝাঁঝ লাগা ॥ লংকা বাটায় আমার হাত্‌ ঝান্‌জাচ্ছে। [<ঝাঁঝ+আন ক্রিয়ার]।

ঝান্‌জ্‌=[রং]—বি. দহনশক্তি ॥ আগুনের খুব্‌ ঝান্‌জ্‌। [<ঝাঁজ]।

ঝ'ান্‌টুমানে=[খু]—বিণ. অতি শক্তিশালী ॥ ঝ'ান্‌টুমানে লোক্‌ না হলি এ কায্‌ হবে না। [gentleman ইং]।

ঝাপা=[রা]—বি. অলঙ্কার বিশেষ ॥ [=ঝাঁপা, ঝাপটা]।

২=[ব]—বি. প্রদীপের কালি ॥ কুপিটির ঝ'াপা ফেলি দ্যাও।

৩=[রা]—বি. চুলে গ্রথিত পুষ্প গুচ্ছ॥ বেটিকোনার্‌ মাথার্‌ ঝাপা শোনদর্‌ লাগে।

৪=[ব, রং]—বি. চাটাই বা বাঁশের শলাকার তৈরী ফাঁদ জাতীয় উপকরণ ॥ [ঝাপ্‌(আচ্ছাদন)+আ প্র.]।

ঝাপাইল্‌ পারা=[রং]—ক্রি. জল কেলি করা ॥ চ্যাংরাটা পানিত্‌ ঝাপাইল্‌ পাইর্‌বার্‌ লাগ্‌ছে। [<ঝাঁপ্‌ <ঝম্প সং+ইল প্র. +পাড়া]।

ঝাপানো=[রা]—ক্রি. পশুর কামোদ্রেক হওয়া ॥

ঝ'াপান্‌=[খু]—বি. সাপের বিষের মন্ত্র জানে যে ॥ [<ঝাঁপান]।

ঝাপালাপা=[রং]—বি. লম্ফ ঝম্প ॥ পানিতে নেমে এত ঝাপালাপা দাও কেন্‌? [=ঝাঁপ<ঝম্প; সং+লাফ <লম্ফ সং+আ]।

ঝ'াপি=[খু]—বি. বাঁশ ও বেতের তৈরী বাক্স বা পাত্র ॥ কাপড়খানি ঝ'াপিতে রাখি দ্যাও। [<ঝাঁপি; ঝাঁপ(ঢাকনি)+ই ক্ষুদ্রার্থে]।

২=[রং]—বি. বৃষ্টিতে বা রৌদ্রে মাথায় দিবার মাথাল। [পূর্বে দেখ]।

ঝাপু=[রং]—বিণ. বদ্ধ ॥ [<ঝাঁপ (ঢাকনি)+উ প্র.]।

ঝাপুরা=[রং]—বিণ. যে অবহেলা করিয়া মাথার চুল কাটে না ॥ [< ঝাঁকড়া]।

ঝ'াপুর্‌ কৈ=[খু]—বি. কোলাব্যাং ॥ [<ঝাপ (=লাফ)+উর প্র.+কৈ মাছ বিশেষ; অর্থ প্র.]।

ঝাপুর্‌ ঝুপুর্‌=[রং]—বিণ. বহু পত্র বিশিষ্ট ॥ গাছকোনা বেশ্‌ ঝাপুর ঝুপুর। [অনু.]।

ঝাপোট=[রা]—বি. ঝড় ॥ এই ঝাপোটে কেডা যাবে হাটেত্‌। [=ঝাপট=ঝাপটা]।

ঝ'াপ্‌=[খু]—বি. রস জাল দেওয়ার সময় উথলিয়া উঠিলে তাহা রক্ষা করিবার উপকরণ বিশেষ ॥ রশ্‌ পড়ে গেল্‌ দে ঝ'াপ্‌ দে।

২=[রং]—বি. লাফ ॥ এ্যাক্‌ ঝাপে ওপাড়্‌ জাইম্‌। [<ঝম্প সং]।

ঝ'াপ্‌ কৈ=[ব]—বি. ব্যাং ॥ [দেখ ঝ'াপুর্‌ কৈ]।

ঝাপ্‌টা=[রা]—বিণ. আধো অন্ধকার। ঝাপ্‌টা আলোতে কিছুই ঠাহর্‌ করা জায়্‌ না। [<ঝাপ্‌সা]।

ঝাপ্‌ড়া=[রা]—বি. ছেলে, বালক ॥ ঝাপ্‌ড়াটা বেশ্‌ কপালে হবেক্‌। [< ঝাঁকড়া; অর্থ প্র.]।

ঝাপ্‌ড়ি=[রং]—বি. যে চুল এখনও খোঁপা বাধার মত হয় নাই ॥ ঝাপ্‌ড়িটা বেশ্‌ শুন্দর্‌ হবেক্‌।

২=[রং]—বিণ. বহুশাখায় বিস্তৃত ॥ ঝাপ্‌ড়া গাছের্‌ নিচে বশ্‌। [=ঝাপ্‌ড়া <ঝাঁকড়া]।

ঝাপ্‌ দেওয়া=[রং]—ক্রি. ঢাকিয়া রাখা ॥ দুয়ারে ঝাপ্‌ দাও ॥ [<ঝাপ (আচ্ছাদন)+দেওয়া]।

ঝাপ্‌নি=[রং, রা]—বি. ঢাকনা ॥ ভাতের্‌ হাঁউতে ঝাপ্‌নি লাগাও। [< ঝাপ্‌=(ঢাকনি)+নি ক্ষুদ্রার্থে]।

ঝাপ্‌পাট্‌, ঝাপ্‌পোট্‌=[রং]—অব্য. পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ ॥ তুই জে ঝাপ্‌পাট্‌ ঝাপ্‌পাট্‌ করি আশি গাত পন্‌। [ধ্বন্যা.]।

ঝ'াপ্‌পান্‌=[চট্ট]—বি. ঝাপখানা ॥ তুই ঘরের্‌ ঝ'াপ্‌পান্‌ লাহাই দে। [< ঝাপ(=ঢাকনি)+খান]।

ঝাপ্‌ দিয়া=[রং]—অস. ক্রি. লাফ দিয়া ॥ [=ঝাঁপ<ঝম্প সং+দিয়া]।

ঝাপ্‌লি=[রা]—বি. কাটা জাল ॥ তেতুঁলের্‌ ঝাপ্‌লি ভাল জলে।

ঝাবড়া=[দি, রা]—বি. ঘন পত্রাচ্ছাদিত বৃক্ষ ॥

ঝামাঠেলা=[রং]—বি. হাতীর মারুত, (ব্যঙ্গার্থে) ধস্তাধস্তি ॥

ঝ'ামাল্‌=[রং]—বি. প্রখর রৌদ্র ॥ এই চৈত্‌ মাসের্‌ ঝামালে বাইরায় জায়ে না। [দেখ ঝাওয়াল্‌]।

ঝামৈটা=[রা]—বি. গরম দমকা বাতাস ॥ ঝামৈটা বাতাশে ধৈল্‌ শুকায়্‌।

ঝ'ামোট্‌=[খু]—বি. ঝড় বাদল ॥ ঝ'ামোটের্‌ দিন্‌ বেরুই কেমন্‌ করে। [<ঝামট্‌=ঝামটা; অর্থ প্র.; অথবা ঝাপট্‌=ঝাপ্‌টা]।

ঝ'ামোল্‌=[খু]—বি. বাচ্চা হইবার পর যে জলাদি বাহির হয় ॥

ঝাম্‌=[দি]—বিণ. খুব অচল, অতি বৃদ্ধ ॥ বুড়া ঝাম্‌ গেল্‌ডা হাল্‌ চলা পারে না। [<ঝামক সং; অর্থ প্র.]।

ঝ'াম্‌টা=[খু]—বি. বায়ুসহ একটানা মাঝারি বর্ষণ ॥ [=ঝাপটা]।

ঝ'াম্‌টা মারা=[রং]—বিণ. বিষণ্ণ ॥ তোর্‌ মুখখানা ক্যানে ঝাম্‌টামারা?

ঝ'াম্‌ঝুক্যা=[চট্ট]—বিণ. ঝিকিমিকি ॥ [দেখ ঝাক্‌মুক্যা]।

ঝ'ারা=[খু]—বি. জোরে নাড়া ॥ ঝ'ারা দ্যাও পড়ে যাবে। [<ঝাড়া]।

ঝ'ারা দেওয়া=[রা]—ক্রি. রোগ মুক্তির জন্য মন্ত্র পড়িয়া ফুঁ দেওয়া ॥ [<ঝাড়া (মন্ত্র দ্বারা ছাড়ানো) +দেওয়া]।

ঝারিন্‌দা=[রা]—বি. একটি ধানের নাম ॥

ঝ'ারৈন্‌=[চট্ট]—বি. তোয়ালে ॥ ঝ'ারৈন্‌ দি গাও মুছিলাও। [দেখ ঝাঁড়ন্‌]।

ঝার্‌=[রা]—বি. ঝোপ ॥ ঝার্‌ দেখে শাপ্‌খার্‌ বশ্‌। [<ঝাড়]।

ঝার্কি=[দি]—বি. জানালা ॥ বিশ্টি আইল্ছে, ঝার্কিটা বন্দ করেন্ বাহে। [<ঝরকা=ঝরোকা]।

ঝালট্=[রং]—বিণ. অপরিষ্কৃত, নোংরা ॥ তুই বড় ঝালট্ বাহে।

ঝালা=[ব, রং]—বি. জ্বালা, আগুনের ছোঁয়াচ, দাহ ॥ শতিনের্ ঝালা বড় ঝালা (রং)। [<জ্বালা]।

ঝালাই=[খু, রা]—বি. মেরামত ॥ কড়াইটা ঝালাই … হবে (রা)। [<ঝাল্+আই প্র.]।

ঝাঁলায়ে ঝাঁলায়ে=[য]—অস. ক্রি. অনেক তাগাদা করিয়া, চেষ্টা করিয়া ॥ শে তাকে ঝাঁলায়ে ঝাঁলায়ে … নিয়েচে বার করে।

ঝাঁলি=[চট্ট]—বি. পায়খানা ॥ তে ঝাঁলিত্ গেইয়ে।

২=[চট্ট, দি]—বি. বাঁশের বেড়া ॥ বড় ঘরত্ ঝালি দেযন্ পড়িব (দি)।

ঝাঁলিম্=[চট্ট]—বিণ. একবারে, সম্পূর্ণ ॥ ঝাঁলিম্ কেঁচা আম্।

ঝাঁলুই=[খু]—অস. ক্রি. ফেলিয়া ॥ পাট্গুলি খালে ঝাঁলুই দে।

ঝাঁলে শাক্=[খু, য]—বি. একপ্রকার শাক ॥

ঝাঁলৈ=[য]—বি. ধান সিদ্ধ করিবার মাটির পাত্র ॥

ঝাঁলো=[খু]—বি. রস জ্বাল দিবার-পাত্র। [<জ্বাল+ও<উয়া]।

ঝাঁল্=[খু]—বিণ. ছিদ্র ॥ আউশের্ খ্যাতের আলি ঝাঁল্ হোয়েসে।

২=[বা]—বি. আটা গুড় দিয়া তৈরী খাদ্য ॥ ঝাল্ খাতে বড় মজা।

৩=[খু, য]—বি. মরিচ, লঙ্কা ॥ তরকারিত্ … ঝাঁল্ দিলি কেন্? [ঝাল=মরিচ]।

৪=[রা]—বি. গোলাকৃতি বাসন বিশেষ ॥ এক খাল্ ভাত্ পচে গেল্।

ঝাঁল্কের্=[চট্ট]—বি. যাহারা অন্য লোকের পুকুরে জল সেচিয়া মাছ ধরিয়া দিয়া জীবিকা নির্বাহ করে ॥ ঝাঁল্-করেরা আধাগুন্ মাস্ পায়। [জাল+কর প্র]।

ঝাল্ খাওয়া=[রা]—ক্রি. প্রসূতির শরীরের ব্যথা দূরীকরণার্থে আটা ও ঝালের তৈরী এক প্রকার খাদ্য খাওয়া ॥

ঝাঁল্ মারা=[খ]—ক্রি. ছিদ্র বন্ধ করা ॥ চুলোটায় ঝাঁ… … দাও। [ঝাল্ (ধাতু জু… পান)+মারা (আঁটিয়া দেওয়া)]।

ঝাল্লি=[রং]—বিণ. নোংরা, অপরিষ্কার ॥ তুই বড় ঝাল্লি।

ঝাহিল্কালি=[রং]—বিণ. বিস্বাদ ॥ তরকারিটা ঝাহিল্কালি লাগ্…।

ঝাহিল্মা পাঠা=[রং]—বি. খুব বয়স্ক পাঠা ॥ এগাঁয়ে মাত্র একটা ঝাহিল্মা পাঠা আছে।

ঝি

ঝিংগা শাইল্=[রা]—বি. একটি ধানের নাম ॥ [=ঝিঙ্গা শালি]।

ঝিঁক্=[রা]—বি. সাহায্য ॥ বিপদের্ শময় তোমার্ ঝিঁকের্ দর্কার্ হয় ॥

২=[রা]—বি. বাধা ॥ জেখানে শেখানে ঝিঁক্ হোয়ে দাড়াও কেনে?

ঝিঁজা=[রা]—বি. ছোট কই মাছ ॥ ঝিঁজা মাছ মজা না।

ঝিঁয়া=[চট্ট]—বি. ঝিঙা ॥ ঝিঁয়া ফুল্ দেখ্তে শোন্দর্। [<ঝিঙা <ঝিঙ্গাক সং]।

ঝিকট্=[রং]—বিণ. খুব শক্ত ॥ ছাওয়াটা খুব্ ঝিকট্। [<ঝিঁকট< খানুকাঠ (শুষ্ক ও শক্ত কাঠ)]।

ঝিক্=[দি, রা, রং]—বি. বাঁশের কঞ্চি ॥ বাপ্টায় ছাওয়াটাক্ ঝিক্ দিয়ে খুব মার্চে।

২=[না]—বি. মাতার উপবিস্থিত

৩=[কু, দি, রং, য, খু]—বি. উনুনের তিন কোনের তিনটি উঁচু ঢিলা ॥ ঝিকের উপর্ হাড়িটা বশাও (রং)। [<ঝিঁক]।

ঝিক্টানো=[রং]—ক্রি. শাসন করা, জোরে তাড়া দেওয়া ॥ তুই ছাওয়াটাক্ খোটে ঝিক্টাছ্ না। [<ঝিঁটকানো <ঝাঁটকানো]।

ঝিক্রানো=[রা]—ক্রি. ঝাঁকি দেওয়া ॥ গাছ্ যে ঝিক্রাইয়া আম্ পাড়া ভালো না। [=ঝাঁক্রানো]।

ঝিঝারা=[রা]—বি. গালি ॥ অত ঝিঝারা মারিছ না।

ঝিক্রিমুড়ি=[রং]—বিণ. কৃপণ (স্ত্রীলোক) ॥ তোর্ মতন্ ঝিক্রিমুড়ি আর্ দেখোঁ না।

ঝিঁটা=[খু]—বি. ঝাঁটা, সম্মার্জনী ॥ [<ঝাঁটা]।

ঝিঁটি=[খু]—বি. খেজুরের শাখায় নির্মিত গুড় তৈরীর উপকরণ বিশেষ ॥ [দেখ ঝাঁটি]।

ঝিট্কন্=[দি, রা]—বি. একপ্রকার জংলী গাছ ॥ ঝিট্কনের্ ফুল্ ভাজি খালে পায়খানা অয়। [<ঝিন্টিকা]।

ঝিট্কা=[রা]—বিণ. হঠাৎ আগত, দমকা ॥ ঝিট্কা বাতাশে কুপিটা নিভে গেল্ ॥ [<ঝটকা]।

ঝিট্কি=[রা]—বি. গুল্ম জাতীয় গাছ ॥ ঝিট্কির্ ডালে দাঁতন্ হয় ॥ [দেখ ঝিট্কন্]।

ঝিঠ্যা=[রা]—বি. ঝড় ॥ [<ঝটিকা]।

ঝিতি=[রং]—ক্রি. বিণ. যেদিকে ॥ তোর্ ঝিতি মন্ শেতি জাও। [<যেথা অথবা যাহাতে]।

ঝিড়্=[রং]—ক্রি. বিণ. চুপচাপ ॥ ঝিড়্ হয়া বশি থাকো।

ঝিনাটা=[রা]—বি. মুখ খামটা, রুক্ষ মেজাজ ॥ ঝিনাটা দিয়া কথা কও কেন্ ? [খামটা]।

ঝিনিজানো=[রং]—ক্রি. বন্ধ হওয়া, ঝিঁঝিঁ লাগা ॥ পাওখান্ মোর্ ঝিনি-জিছে। [<ঝিনঝিন+আনো প্র.]।

ঝিনেই=[দি, য, খু]—বি. ঝিনুক ॥ এক্ ঝিনেই তেল্ ধার্ আনেক্ (দি)। [<ঝিনুক]।

ঝি'নেই গালে করা=[কু]—ক্রি. বি. স্বীকৃত করান ॥ তারে ঝি'নেই গালে করা গেল্ না।

ঝিন্ঝাটা দেওয়া=[রা]–ক্রি. আচমকা শরীর কে ঝাঁকানি দিয়া মুক্ত করিয়া লওয়া ॥

ঝি'ন্ঝ'া=[য]—বি. ঝিল্লি, ঝিঁঝিঁ পোকা ॥ [<ঝিঁঝি]।

ঝিন্ঝাটা দেওয়া=[রা]—ক্রি. ধমক দেওয়া ॥

ঝিন্ঝির্=[দি,রা,রং]—বি. শিকল ॥ ঝিন্ঝির্ দিয়ে বাঁধেক্। [<জিঞ্জির <যন্জীর زنجیر ফা.]।

ঝিন্ ধরা=[রং]—ক্রি. মূর্চ্ছা যাওয়া, ঝিম ধরিয়া থাকা ॥ তুই ঝিন্ ধরি থাকিশ্ কেনে ? [<ঝিম+ধরা]।

ঝি'পেত্ পোলা=[খু]—বি. ছোট ছেলেমেয়ে ॥ ঝি'পেত্ পোলারা বড় গন্ডগোল্ করে। [<ঝিআ<ধীআ< দুহিতা+পুত্র+পোলা=পুত্র]।

ঝি'বে=[য]—বি. জিহ্বা ॥ তোর্ ঝি'বে এতবড় ক্যা। [<জিহ্বা]।

ঝি'মত্থাই=[চট্ট]—অস. ক্রি. ঝিম ধরিয়া থাকিয়া ॥ ঝি'মত্থাই কথা কও ক্যা ? [<ঝিমাইতে+থাকিয়া]।

ঝি'মোন্=[খু]—বি. গালি, রোগ বিশেষ ॥ তোর্ কি ঝি'মোন্ হয়েসে। [<ঝিমান=ঝিমানো]।

ঝি'ম্=[খু]—বি. বুদবুদ ॥ মাসে পানিতে ঝি'ম্ দেয়্।

ঝি'য়া=[খু]—বি. মাছ বিশেষ ॥ আড়া পেচি' অনেক্ ঝি'য়া ধরেসি।

ঝিয়াই=[রং]—বি. মেয়ে ॥ ঝিয়াই কোনাব্ বিয়া হচে। [<ঝিয়া< ধীআ প্রাং<ধীদা পালি<দুহিতা সং +আই প্র.]।

ঝি'য়ুত্=[খু]—বি. ছেলেমেয়ে ॥ ও মশায্ তোমার্ ঝি'য়ুত্ কি ? [< ঝি<ধীআ<দুহিতা সং+পুত<পুত্র সং]।

ঝি'য়োট্=[খু, য]—বিণ. যে আস্তে আস্তে বাড়ে ॥ তার্ ঝি'যুত্ শব্ ঝি'যোট্। [দেখ ঝিকট্ ; অর্থ প্র.]।

ঝিরিত্, ঝিরিত্=[রং]—ক্রি. বিণ. অল্প অল্প ॥ ঝিরিত্ ঝিরিত্ করি পানি পড়ছে। [ধ্বন্যা.]।

ঝিলা=[রা]—বি. আঁচ. তাপ ॥ অঠে বৈলে রোদের্ ঝিলা লাগিবে। [<ঝাল+আ প্র. কিংবা জ্বালা]।

ঝিলাটানা=[রং]—বিণ. নোংরা, অপবিষ্কার ॥

ঝিলিক্=[রা]—বি. আস্ফালন ॥ হাবাক্ দেখি সে ঝিলিক্ মেরে চলে গেল্। [অর্থ প্র.]।

ঝি'লুক্=[খু]—বি. বিদ্যুৎ ॥ [< ঝিলিক]।

ঝিল্=[খু]—বি. পাথরের কুঁচি ॥

২=[রং]—বি. ইলিশমাছ ধরার ফাঁদ ॥

৩=[রা]—বি. চামড়া সংলগ্ন মাংস ॥

৪=[দু, রা]—বি. উনানের দুই ঝিঁকের মাঝের ফাঁক পুরণার্থে মাটির ঢিলা ॥ ঝিল্ ব্যাগোরে হাতড়া পুড়ি গেল্ (রা)।

৫=[চট্ট]—বি. ডোবা ॥ বড় ঝি'লত্ মাছ্ পাওয়া যায়।

ঝি'ল্ঝিলি=[চট্ট]—বি. বেড়ার ফাঁক ॥ ঝি'ল্ঝিলি দি কি যাওয়া আইএ। [তুং ঝিলমিলি হিং]।

ঝিল্ঝিলা=[রং]—বিণ. পাতলা, ক্ষয়প্রাপ্ত ॥ কাপড়খান্ মোর্ ঝিল্ঝিলা হচে। [অনু.]।

ঝিল্পি=[রা]—বি. মাংসের পাতলা আবরণ ॥ যেত সিদ্দ কর ঝিল্পি নরম্ হবো না। [দেখ ঝিল্৩]।

ঝিল্মি=[চট্ট]—বি. পিঠা বিশেষ ॥

ঝিল্লি=[দি]—বি. ছায়া ॥ গাছের্ ঝিল্লিতে বোসো।

ঝি'হুত্=[খু, য]—বি. অবোধশিশু ॥ ঝি'হুত্ দি কি হবো ? [দেখ ঝি'য়ুত্ ; অর্থ প্র.]।

ঝু

ঝ'ুইনা=[চট্ট]—বি. ইঁদুর ॥

ঝ'ুকি=[রং]—বি. মনোযোগ, আকর্ষণ ॥ ঐ চ্যাংড়াটার্ পড়ার্ ঝুঁকি নেই ॥ [=ঝোঁক্< ঝুঁকি+ই]।

ঝ'ুটা=[চট্ট]—বি. খোপা ॥ চু'লের্ ঝুঁটা। [=ঝুঁটি<জুটিকা সং]।

ঝ'ুক্তি=[রং]—বি. কলার গুচ্ছ ॥ এক্ ঝুঁকি কলা আনেক্।

ঝ'ুঘ্না=[চট্ট]—বিণ. ঝানু, অভিজ্ঞ ॥ [<ঝুনা]।

ঝ'ুক্ঝ'ুক্=[চট্ট]—অব্য. কুকুর লেলা-ইয়া দিবার শব্দ ॥ ঝুক্ঝুক্ বাগ্ কুত্তা।

ঝ'ুটা=[চট্ট]—বিণ. উচ্ছিষ্ট ॥ ঝু'টা ভাত্ কেলি দ্যাও। [<জুষ্ট সং ; ঝুটা হিং]।

ঝ'ুটি=[য, খু]—বি. গরুর কাঁধের উঁচু মাংসপিণ্ড ॥ [<ঝুঁটি<জুটিকা সং]।

ঝু'টো=[খু]—বি. চূড়া খোপা বা নোটন খোপা ॥ [=ঝুঁ'টি]।

ঝু'টকুলি=[খু]—বি. বুলবুলি॥ গাসের্ ডালে একটা ঝু'টকুলি বশা। [< ঝুটি+কুলি=কোকিলের মত পাখী]।

২=[খু]—বি. কাঁধের উঁচু মাংস-পিণ্ড॥ বাসুরডার্ বড় ঝু'টো হোয়েচে'। [দেখ ঝুটি]।

ঝুট্মুট্=[রং]—বি. রহস্য॥ তার্ কথায় ঝুটমুট্ ভরা। [<ঝুটমুট হিং; অর্থ প্র.]।

ঝুড়ানো=[রং]—ক্রি. কাটিয়া ছাঁটিয়া দেওয়া॥ গাছটা ঝুড়াই দে। [<ঝুড়্+আন ক্রিয়ার]।

ঝুনা=[রা]—বি. পুংলিঙ্গ॥

ঝু'নিক্=[গু]-বি. জোনাকী পোকা॥ [<জোনাকি]।

ঝুন্=[রা]—বি. প্রস্তাব॥ শেখানে তার্ বিয়ের্ ঝুন্ দিলাম্।

ঝুন্ঝুনা=[রং]—বিণ. খুব শুকনা॥ ঝুন্ঝুনা মরিচ্। [অনু.]।

ঝু'ন্না=[খু]—বি. দোলনা॥ মেলায় ছেলে মেয়েরা ঝু'ন্নায় চ'ড়ে। [< ঝুলনা; ঝুলন+আ]।

ঝু'ন্নি=[ব]—বি. কাস্তে॥ ঝু'ন্নি দিয়া ধান্ কাটে।

ঝুপি=[রা]—বি. এক শ্রেণীর ধান॥

ঝুপিট্=[রা]-বি. ছোট ছোট ঝোপ॥ ঝুপিটির্ মধ্দি চাপ্বা বশ্মু। [<ঝোপ্ <কুপ সং+টি ক্ষুদ্রার্থে]।

ঝুপ্ড়ি=[রং]—বি. মেয়ে ছেলে॥

২=[চট্ট]—বি. কথার তুবড়ি॥ কথায় ঝু'প্ড়ি ওঠাইয়ে।

ঝু'প্পুত্=[ব]—বি. শিশুদের স্নান॥ বাবা ঝু'প্পুত্ কর্। [ধ্বন্যা.]।

ঝু'মুর্=[খু]—বি. সমবেত সঙ্গীত, ঐকতান॥ ঝু'মর্ টান্তি লাগ্লি গোল্ করিস্‌নি।

ঝু'ম্রো=[য,খু]—বিণ. যাহার মাথায় অপরিষ্কার চুল॥ ঝু'ম্রো বুড়ি মাথায় তেল্ পানি দেয় না।

ঝু'রানো=[চট্ট]—ক্রি. তন্দ্রায় ঢলিয়া পড়া॥ হিতে খালি ঝু'রায়্।

ঝু'রি=[খু]—বি. ছোট॥ ঝু'রি বেগুন্ তেতো লাগে॥ [<ঝুর <চুর <চূর্ণ+ই প্র.]।

২=[ব]—বি. ধুরা॥ শাল্কাঠ্ দিয়া গাড়ির্ ঝু'রি হয়্।

ঝু'রিয়ালা=[চট্ট]—বি. কলসি রাখার তাক॥ অ'রাব্ ঘরত্ ঝু'রিয়ালা ন আসে।

ঝু'রো=[খু]—বি. গুড়ি॥

২=[য, খু]—বি. গরুর গাড়ী চাকা-দুটি যে কাঠে লাগানো থাকে॥ [< ধুরা সং]।

ঝু'রো মাস্=[গু]—বি. ছোট ছোট নানাপ্রকার মাছ॥ [<ঝুর<চুর<চূর্ণ +মাছ]।

ঝু'রমুট্=[ব]—বি. ভিড়, সমাবেশ॥ দোকানে এত ঝু'রমুট্ কেন্? [ঝুরমট্ হিং]।

ঝু'লন্=[বা]—বি. একটি ধানের নাম।

ঝুলানি=[রং]—বিণ. ঝুলন্ত॥ তুই কাহ্ কোটে ঝুলানি হচিস্? [<ঝুল্+আনি]।

ঝুলি ঝাড়া=[রং]—বিণ. সর্বশেষ॥ এইক্না তোর্ ঝুলিঝাড়া ছাওয়া। [<ঝুলি+ঝাড়া; বাগ্ধারা]।

ঝুলিয়া=[রং]—বিণ. ঝুলবিশিষ্ট॥ লোক্টার্ ঝুলিয়া মাথা। [<ঝুল+ইয়া প্র.]।

ঝু'লো=[খু, য]—বি. দোলা॥ খোকাকে ঘুম্ পাড়াতে ঝু'লো দেও।

ঝুলোন্=[রা]—বি. ধান বিশেষ॥

ঝুল্=[দি, রা]—বি. চটের তৈরী গরুর জামা॥ শিতের্ শুময়্ গরুর্ ঝুল্ দ্যাও॥ [<ঝুল হিং]।

২=[রং]—বি. কেশর॥ ঘোড়াটার্ ঝুল্কাটা। [<ঝুল=ঝুলন্ত কেশর অর্থে]।

৩=[খু, য]—বি. বোঝাই নৌকার দুইপাশে বাঁধা কাঠ বা কলাগাছ॥ ঝু'ল্ না বাধ্লে নৌকা উল্টি যায়্॥

ঝু'ল্ কাটা=[চট্ট]—ক্রি. ক্রীড়া কৌশল দেখানো॥

ঝু'ল্যুইল্যা=[চট্ট]—বিণ. ছিঁড়িয়া ঝুলিয়া পড়িয়াছে এমন॥ ঝু'ল্যুইল্যা খ্যাতা। [<ঝুল্ ঝুল অনু.+ইয়া প্র.]।

ঝুল্ধরা=[রং, রা]—ক্রি. বায়না ধরা, ঝোঁক ধরা॥ ছোট ছাওয়াক্ষোনা ছোট হাটে জাবার্ ঝুল্ধরিছে (বা)। [অর্থ প্র.]।

ঝুল্মুলি=[রা]—বি. দোদুল্যমান ছিন্ন গরু বস্ত্র বিশেষ॥ মাথার ঝুল্মুলি-গুলি কাটে ফেল্চে। [<ঝুল(=ঝুলন্ত কেশ)+মুল অনু:+ই প্র.]।

ঝো

ঝোংটা মারা=[রং]—ক্রি. হঠাৎ টান দেওয়া॥ ঝোংটা মারিলে দড়ি ছিঁড়্বে। [<ঝাম্টা=ঝাপটা+মারা =দেওয়া]।

ঝোংটি=[রা, দি]—বি. দাঁত খিচুনী তোমার্ ঝোংটি মারা কথা শয়্ না। [<ঝমটি=ঝামটা]।

ঝো'চুল্=[দি, রা]—বি. কাঁটাযুক্ত বন্য ফল বিশেষ॥ পেটের্ জ্বালায়্ ঝোঁচুলও মজা।

ঝে'কেমেকে=[খু]—অস. ক্রি. রাগ হইয়া॥ তার্ বাবা ঝে'কেমেকে

উঠ্লো ॥ [<ঝাঁকিয়া(=রাগ করিয়া) +থেকে অনু:]।

ঝেচু=[বং]—বি. ফিঙে পাখী ॥ গাছের আগত্ ঝেচুর বাশা।

ঝে'ঘি=[খু]—বিণ. পাতলা ॥ পাঁউ-গুলান্ ঝে'ঘি হয়েচে'।

ঝে'ঝিরি ক'া করা=[য]—ক্রি. কথা বলা ॥ একথা শুনিও সে ঝে'ঝিরি ক'া করেনি।

ঝে'ঘি লাগা=[খু]—ক্রি. অবশ হওয়া ॥ পায়ে ঝে'ঘি লাগ্লো। [< ঝিঁঝিঁ লাগা]।

ঝে'টেই=[বং]—ক্রি. বিণ. যেখানে ॥ ঝে'টেই পুঁতি শেটেই দেখ্। [<যে+ ঠাঁই অথবা যেথায়]।

ঝে'ড়্=[খু]—বি. খেজুর পাতার আঁটি ॥ ঝেঁড়ে উই লেগেলে। [= ঝাড়]।

ঝে'র্=[খু]—বি. টিনের বড় পাত্র ॥ তেলের ঝে'র্ ॥

ঝেল্‌ল্‌পড়া=[বং]—বিণ. দুর্বলতা বশতঃ চলৎশক্তি হীন ॥ তুই কি এক্‌বারে ঝেল্‌লুপড়া, হাট্‌তেঁ চাস্ না।

ঝ্যা

ঝ্যাজ্‌রা=[বং,রা]—বিণ. ছিদ্রময় ॥ পুরান্ কাপড়্‌ডা ঝ্যাজ্‌রা হোয়েচে ॥ [<ঝাঁঝরা]।

ঝ'্যাস্‌লা=[খু]—বিণ. ঝগড়াটে ॥ [<ঝাঁজ <ঝাঁঝ+আলা প্র.]।

ঝ্যাটন্=[রা]—বি. ময়লা, আবর্জনা ॥ শব্ ঝ্যাট্‌ন্ বাইরে ফেলে দ্যাও। [< ঝাঁটা+অন প্র.]।

ঝ'্যাটা=[য]—বি. ঝাঁটা ॥ ঝ'্যাটা দ্যাও ঘরে। [<ঝ'াটা]।

ঝ্যান্=[বং]—বি. শিশু পালনের অবাঞ্ছিত দায়িত্ব ॥ শতিন্ মরি এই ঝ্যান্ মোর্ ঘাড়ত্ পৈল্।

ঝ্যাড়া=[বং]—বি. ঝড় ॥ ঝ্যাড়াত্ ঘর্ ভাংগি গেইচে। [<ঝড়+আ স্বার্থে]।

ঝ'্যান্‌তে=[খু, য]—ক্রি. বিণ. যে কোনও স্থানে ॥ ঝ্যান্‌তে নোকা ভিড়াও। [<যেখানেতে বা যে স্থানেতে]।

ঝ্যামন্=[বং]—অব্য. যেমন ॥ ঝ্যামন্ মানুশ ত্যামন্ শাস্তি। [<যেমন]।

ঝ্যাম্=[রা]—বিণ. বিরাট আকার, বিকট চেহারার ॥ ঝ্যাম্ বুড়া।

২=[রা]—বিণ. পুরাতন ॥ হেড্ মাশ্‌টারি কাম্ করতে ঝ্যাম্ হোয়ে গেল্।

ঝ'্যাম্‌না=[খু]—বিণ. যেমন ॥ ঝ্যাম্‌না মা, ত্যাম্‌না সা।

ঝ্যাল্‌ঝ্যালা=[বং]—বিণ. ঝুলন্ত ॥ পরদাকোনা ঝ্যাল্‌ঝ্যালা হচে। [= ঝল্‌ঝলা]।

ঝ্যাল্‌ঝ্যাল্=[বং]—বি. অরুচিকর বস্তু ॥ এই ঝ্যাল্‌ঝ্যাল্ মনের্ উপর্ থাকিচে।

ঝ্যাল্‌না=[বং]—বি. বোকা ॥ ঝ্যাল্‌নার্ মত চল ক্যা ?

ঝ্যাল্‌মা=[রা]—বিণ. অতিশয় ॥ ঝ্যাল্‌মা বুড়া চল্‌তি পারে না।

ঝ্যাল্‌লা পড়া=[বং]—বিণ. অতিশয় রুগ্ন ॥ কয়দিনের্ ব্যারামে ঝ্যাল্‌লা-পড়া হৈ গ্যাছুঁ।

ঝো

ঝো'াংকা=[খু]—বি. ফুল বিশেষ, ঝুমকা ফুল ॥ [<ঝুমকা]।

ঝোংলা=[বং]—বি. ঝোলা, ঝুলি ॥ ফকিরর্ ঝোংলাত্ কি আ ? [<ঝোলা]।

ঝো'াক্=[চট]—বি. গাড়া ॥ মাস্‌উন্ ঝো'াক্ পাইয়ে।

ঝোঁপা=[বং]—বি. কাঁদি ॥ এক্ ঝোঁপা কলা ॥ [<ঝোপ+আ প্র.]।

ঝোকানো=[বং]—ক্রি. দোল দেওয়া ॥ ঐ ডাল্‌টা ঝোকাও, আম্ পড়ক্। [< ঝুঁকানো, ঝাঁকানো]।

ঝো'াড়া=[য,খু]—বি. বাঁশের ছোট পাত্র বিশেষ (মালপত্রের জন্য গরুর গাড়িতেও ব্যবহৃত হয়) ॥ ঝো'াড়াতে তরকারি থো। [<ঝোড়া ; তুং ঝুড়ি]।

২=[য]—বি. ফসলের পোকা ॥ ঝো'াড়া লাগি এবার্ ধান্ নশ্‌ট হোলো।

৩=[চট]—বি. খন্দক ॥ এই গৈন্ ঝো'াড়াত্ বাগ্ আসে।

৪=[খু]—বিণ. দুই কাটের চারা ॥ ঝো'াড়া আঁখের্ গুড় ভালো হয় না।

৫=[বং]—ক্রি. দুঃখিত হওয়া ॥ মরা ছাওয়াটার্ কথা তুল্‌লে মোর্ মন্ ঝো'াড়ে ॥ [<ঝুরা ; <ঝুর্+আ]।

ঝো'াড়্=[খু]—বি. শুষ্ক খেজুর পাতার আঁটি ॥

ঝো'ান্‌টি=[খু]—বিণ. সুন্দরী ও বুদ্ধিমতী ॥ একটা ঝো'ান্‌টি মেয়ে দেখে সেলে বে দ্যাও। [<যৌবনবতী]।

ঝোপা=[রা]—বি. সুতার তৈরী কেশ বন্ধনের উপকরণ বিশেষ। [<ঝোপ <ক্ষুপ সং+আ সাদৃশ্যার্থে]।

২=[খু]—বি. তোড়া ॥ এক্ ঝো'াপা ফুল্। [পূর্বে দেখ]।

ঝোল্ মহ্‌লা=[বং]—বি. খাদ্যের ঝোলের মশলা ॥

ঝো'য়া=[চট]—বি. ছোট সাপ বিশেষ ॥

ঝোঁর্=[য]—বি. পথ, রাস্তা ॥ ঝোঁর্টা ভাল না।

ঝোঁলা=[চট্ট]—বি. কলেরা ॥ রাইতে হিতার্ ঝোঁলা ঐয়ে ॥ [< ঝোল্ (=পাতলা বাহ্য)+আ ; অর্থ প্র.]।

ঝোলা দেওয়া=[রং]—ক্রি. ঠকানো ॥ তুই মোক ঝোলা দিলু।

ঝোলাবর্=[রা]—ক্রি. বিণ. সঙ্গে সঙ্গে ॥ ঝোলাবর্ টাকাটা বের্ করে দিলে ॥

ঝোঁলের্ লাউ অম্বলের্ কদ্দু=[খু]—বিণ. দোমুখো ॥ তুমি ঝোঁলের্ লাউ অম্বলের্ কদ্দু দুদিকেই কথা কও। [=ঝোলের লাউ+অম্বলের কদু ; কদ্দু ১৬৫ ফা. ; অর্থপ্র.]।

ঝোঁল্কি=[খু]—বি. ঘরের জানালা বা আলো হাওয়া গমনাগমনের পথ ॥ [<ঝরকি=ঝরকা]।

ঝোর্গাবান্ন্যা=[চট্ট]—বি. দুর্যোগের দিন ॥ [<ঝড়+গা প্র.+বন্যা]।

ট

ট=[য, খু]—বি. কল্কির টিপনি বা ঠিকরি ॥ কল্কির্ ট গাড়া তামাক্ খাইয়া আরাম্ নাই।

টআরা=[চট্ট]—বি. গলার অভ্যন্তর, হলকুম ॥ বড়ি টআরার্ ভিতর্ ফেলি দে। [<টাকরা]।

টঅলান্=[চট্ট]—ক্রি. দেখান, মাতব্বরি করা ॥ তুই আঁর্ এখ্‌তে বর মাইন্‌শি টঅলাইস্ ন। [দেখ টঅল্ ; অর্থ প্র.]।

টঅল্=[চট্ট]—বি. টহল ॥ পুলিশে টহল্ দেয়্। [<টহল হিং]।

টঐন্=[চট্ট]—বি. টিন ॥ টঐনের্ ঘর্ চ'ট্টিগা যেনাত্ কম্। [<টিন tin ইং]।

টঐরা=[চট্ট]—বি. বাঁশের শলা দ্বারা তৈরী একপ্রকার মাছ মারার ফাঁদ ॥ পানির্ আঁতে টঐরা মারাই লৈ গিইয়ে গেই।

টও=[ব]—বি. হুকার কল্কির ছিদ্রে দেওয়ার মাটির ক্ষুদ্র ঢেলা ॥ [দেখ ট]।

টওকানো=[নো]—ক্রি. ব্যথা করা ॥ পায়র্ বেদ্‌নাডা খুব্ টওকাইতাসে। [অনু.]।

টওয়া=[বা]—বি. ঘরের খুঁটি ঠিক আছে কিনা তাহা পরীক্ষা করিবার জন্য ব্যবহৃত সুতা ॥

২=[বা,খু]—বি. কল্কির ছিদ্রের মুখে ব্যবহৃত মাটির গোলাকার টুকরা ॥ [দেখ ট]।

টওয়ানো=[বা]—ক্রি. বংশ. দণ্ড বা পায়ের সাহায্যে জলমগ্ন কোন বস্তুর সন্ধান করা ॥ নাওডা কৈ আসে, টওয়াইয়া দেহ। [টওয়া (নামধাতু)+আনো প্র.]।

টওয়াবাম্ম্যা=[নো]—বিণ. অশ্লীল. বেহায়া ॥

টওরানো=[চট্ট]—ক্রি. বাঁকা হওয়া ॥ গাস্‌গুলা হপায় টওরাই গেল্‌গৈ।

টওর্=[চট্ট]—বি. গলার অভ্যন্তর, হলকুম ॥ বড়ি টওরর্ মাইধে ফেলি দে। [দেখ টআর্]।

টওল্=[কু, পা]—বি. ইতস্তত: ঘুরাফেরা ॥ পুলিশ্ টওল্ দি বেড়ায়্। [<টহল<টহলনা হিং]।

টং=[রা]—বি. কবুতরের বাসা ॥ [<টংগ<তুঙ্গ ; অর্থ প্র.]।

২=[নো]—বি. উঁচু মাচান ॥ টংগে বহি আর্ খেতে পাহারা দেয়্। [পূর্বে দেখ]।

৩=[কুম]—বি. ঘরের ভিতরের ছাদ ॥ টংগের্ উপরে অনেক্ গলে আসে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৪=[চট্ট]—বি. পাহাড়ে বাস করিবার ক্ষুদ্র গৃহ ॥ [পূর্বে দেখ]।

টংক=[ব]—বিণ. শক্ত ॥ কাঠ্‌খানা খুব্ টংক।

টংকি=[দি, রা]—বি. গরুর পেটের পর্দা দ্বারা তৈরী ছোটদের খেলনা বিশেষ ॥ বাছ্‌চাটার্ টংকি বানাই দে না।

টংগম্=[কুম]—বিণ. উচু ॥ [< টংগ<তুঙ্গ সং]।

টংগি=[রং]—বি. ১০১ সেরে এক টংগি ॥ হেটে কয় টংগি পাই্ আছে ?

২=[রং]—বি. মৃত্যু ॥

৩=[রা]—বি. পাটখড়ি ॥

৪=[বা]—বি. বৈঠক খানা ॥ [দেখ টং]।

৫=[চা]—বি. উচচ স্থানের ছোট ঘর, টং ॥ টংগিত্তে আলা নায়্। [<টংগ<তুঙ্গ সং+ই প্র.]।

টংগিত্তা=[নো]—বিণ. চুক্তি, ঠিকা ॥ টংগিতা কাম্ হয়্‌রে অয়্।

টং টং=[রা]—বিণ. অত্যন্ত খাট ॥ কাপড়টা টং টং হচে। [অনু.]।

টং টং করি=[বং]—ক্রি. বিণ. মাথা উঁচু করিয়া ॥ বাঘ্‌টা টংটং করি বসি আছে। [<তুঙ্গ ; অর্থ প্র. ; কিংবা অনু.]।

টংটংগা=[সি]—বিণ. অতিলম্বা ॥ [অনু.]।

২=[সি]—বিণ. মজবুত ॥ গর্‌খান্ বেশ্ টংটংগা। [অনু.]।

টংশি=[ম]—বি. কাঠি ॥ 'বংশি মার্লায় টংশি দিয়া নলের চুংগা গোয়ায় দিয়া'—ছড়া।

টঁআশা=[চট্ট]—বি. তামাশা ।। অঁাই টঅঁশা দেখ্‌বার্‌ নাই আয়্যি । < তমাশা ﺗﻤﺎﺷﺎ আ:] ।

টকা=[সি]—বি. বুলবুলি ।। 'টকা আমার্‌ মিয়া বাই, বটৈ কালা বারিত্‌ যাই । [অনু.] ।

টকাটকি=[পা]—বি. বিবাদ ।। ওদের্‌ টাকাটকি আর্‌ গেল্‌ না । [<তর্কাতর্কি] ।

টকাসকা=[ম]—বি. ছেলেপেলে ।।

টকি=[পা]—বি. সিনেমা ।। [< টকি talke ইং] ।

টকিলা=[রং]—বি. স্বীকারোক্তি ।।

টকে টকে=[পা]—ক্রি.বিণ. সুযোগের সন্ধানে ।। টকে টকে থাকি শালাক শক্ত মার্‌ দেব ।

টকোই=[রা]—বি. সবাক চিত্র, সিনেমা ।। [দেখ টকি] ।

টক্=[ম]—বি. আগ্রহ ।। হের্‌ লেহা পরার্‌ মোডে টক্‌ নাই । [<টক< তর্ক সং ; অর্থ প্র.] ।

২=[পা]—বি. অভ্যাস ।। তোমার্‌ এত খু টক্‌ ক্যা ? [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।

৩=[খু]—বি. গুণ বা শক্তির আধিক্য প্রকাশ ।। [পূর্বে দেখ] ।

টক্‌কনাত্ত=[খু]—বি গিরিগিটি ।। [অনু. ; যে টক্‌টক্‌ শব্দ করে] ।

টক্ করে=[ক]—ক্রি.বিণ. সহজেই ।। সে টক্‌করে কাম্‌ডা কৈরা ফালাইসে । [অনু.] ।

টক্‌কর্‌=[বা]—বি. ঝিমুনি ।। পার ধুইয়া হের্‌ টক্‌কর্‌ দিতাসে ।

২=[চট্ট]—বি. কামড় ।। হিতারে হাপে টক্‌কর্‌ দিইয়ে । [ঠোকর] ।

৩=[কুম]—ক্রি. বিণ. হঠাৎ ।। হের্‌ ফুডিডারে বর রাস্তায়্‌ টক্‌কর্‌ কৈরা খাইয়া লাইল্‌ । [অনু.] ।

টক্‌কর্, টক্‌কর্=[নো]— বি. কানাকানি ।। টক্‌কর্‌ টক্‌কর্‌ করা হোলাহাইনের্‌ নাই খাডে না । [অনু.] ।

টক্‌কর্ দেওয়া=[য]—ক্রি. উত্তেজিত করা ।। গরুরে টক্‌কর্‌ দিলে দৌড় দিব । [<টক্কর+দেওয়া ; অর্থ প্র.] ।

টক্‌কা=[নো]—বি. লাফ ।। টক্‌কা দি খাল্‌ডা হার্‌ ঐ আয্‌ । [<টপকা হিং] ।

টক্‌কাইত্ত্=[খু]—বি. সরীসৃপ বিশেষ ।। [দেখ টক্‌কনাত্ত] ।

টক্‌কা মারা=[বা]—ক্রি. গরু তাড়াইতে বিশেষ শব্দ উচ্চারণ করা ।। গরুগুলি টক্‌কা মাইরা খেদাইয়া লৈ যা । [অনু.] ।

২=[বা]—ক্রি. উল্লসিত হওয়া ।। মিয়া এত টক্‌কা মার ক্যা ? [< টপকা+মারা ; অর্থ প্র.] ।

টক্ কুরে=[খু]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ।। তুমি টক্‌কুরে এস । [<টপ +করিয়া] ।

টক্‌কো শাপ্=[ম]—বি. তক্ষক সাপ ।। [<তক্ষক সাপ] ।

টক্‌খগ্=[কুম]—বি. তর্ক বিতর্ক, ঝগড়া ।। এইতে খালি টক্‌খগ্‌ লাগানের্‌ মৈদ্যে উস্‌তাদ্‌ । [টক<তর্কসং +খগ অনু:] ।

টক্‌টকানো=[রং]—ক্রি. টিকটিকির আওয়াজ করা, বাধার সৃষ্টি করা ।। [টকটক অনু. +আনো প্র. ; নামধাতু] ।

টক্‌টকি=[রং]—বিণ. অবাক, আশ্চর্য ।। মোক দেখি টক্‌টকি হবে ।

টক্‌টকে=[পা]—ক্রি. বিণ. সুযোগের সন্ধানে ।। টক্‌টকে থাইক্যা শালাক শক্ত মার্‌ দেব ।

টক্‌টক্যা=[কুম]—বিণ. খুব গাঢ় ।। গাসের্‌ আম্‌ পাইক্যা টক্‌টক্যা লাল্‌ ঐসে । [=টকটকে] ।

টক্ টক্=[নো]—বিণ. অভদ্র, লজ্জাহীন ।। মুখের্‌ উপ্‌রে টক্‌টক্‌ কথা কও ক্যা ?

টক্‌টাহি=[বা]—বি. অত্যন্ত আদর ।। বেশি টক্‌টাহি বালা না । [অনু.] ।

টক্‌টৈক্যা=[চা,ফ]—বি. খুব গাঢ় ।। লাল্‌ টক্‌টৈক্যা আম্‌ । [দেখ টক্‌টক্যা] ।

টক্ পড়া=[ম]—বি. ধৈর্য ধরা ।। তোমার্‌ বুঝি আর্‌ টক্‌ পরে না ?

টক্‌বা টক্‌বি=[রং]—বি. লাফালাফি ।। এত টক্‌বা টক্‌বি কিসের্‌ ? [<টপকা টপকি হিং] ।

টক্‌বেটকে=[চা]—ক্রি. বিণ. কায়দা বেকায়দায়, যেখানে সেখানে ।। টক্‌বেটকে মারিস্‌ না ।

টক্‌রৈ=[রং]—বি. শামুক ।। টক্‌রৈ দি পাও কাট্‌ছে ।

টক্‌শানো=[খু]—ক্রি. লোভ হওয়া ।।

টগর্=[য]—বিণ. পেটমোটা ।। মাইয়্যাডা বড় টগর্‌ ।

২=[বা, খু]—বি. কচুরিপানা ।। খালে টগর্‌ বরা । [<টগর<তগর সং (সাদৃশ্যে)] ।

টগর্ টগর্=[নো]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ।। মাইয়্যাডা টগর্‌ টগর্‌ কথা কয়্‌ । [অনু.] ।

২=[নো, চট্ট]—ক্রি. বিণ. নড়াচড়া, ছটফট ।। টগর্‌ টগর্‌ কর্‌লে কি আর্‌ চ'লন্‌ যায়্‌ ? [অনু.] ।

টগা=[সি]—বি. ছনের শিস ।। টগা দি মাস্‌ গাথি লৈয়া যাও ।

২=[পা]—বিণ. চতুর ।। সাওয়াটা বেশ্‌ টগা । [দেখ টগর্‌] ।

৩=[পা]—বি. উপযুক্ত সময়ে কাজের ইঙ্গিত ।।

টগাইন্যা=[পা]—বিণ. দুর্বল ।। সাওয়াটা রোগে বুগে টগাইন্যা হয়ে গেচে' ।

টগানে=[পা]—বিণ. প্রায়ই রোগে ভোগে যে ।। সাওয়াটা টগানে হচে' ।

টগানো=[য]—ক্রি. তিড়িং তিড়িং করিয়া লাফানো ।।

২=[খু]—ক্রি. নামানো ।।

টগোর্=[খু]—বি. কচুরিপানা ।। পুকুরটা একেবারে টগোরে ভরে গেচে' । [দেখ টগর্‌২] ।

টগ্=[পা]—বি. ওজন দণ্ড ।। সাল্‌গুলা টগে ওযন্‌ দ্যাও ।

টস্‌গর্=[রা, রং]—বিণ. খুব পাকা ।। আম্‌টা পেকে টস্‌গর্‌ হয়ছে । [অনু.] ।

২=[ক]—বি. কচুরিপানা ॥ হুমা-রির মদি টগ্‌গর্‌ বরা । [দেখ টগর্$_2$] ।

টগ্‌বগ্‌=[ব]—ক্রি. বিণ. চাল বাহানা চোঁয়্‌ দরা পৈরাা টগ্‌বগ্‌ কর্‌তাসে । [অনু.] ।

২=[ব, নো]—বি. মনোমালিন্য, বিবাদ, ঝগড়া ॥ টগ্‌বগ্‌ করি আর্‌ কাম্‌ডা হল না (ব) ।

৩=[ব]—বি. ছলনা, প্রবঞ্চনা ॥ তুই বড় টগ্‌বগ্‌ মানিশ্‌ । [অনু.] ।

টগ্‌বগ্‌ করা=[পা]—ক্রি. বাদানুবাদ করা ॥ আমি টগ্‌বগ্‌ করার্‌ মানুশ্‌ না । [অনু.] ।

টগ্‌বগাইয়া=[সি]—ক্রি. বিণ. চক্ষু বড় করিয়া ॥ নয়া বৌ টগ্‌বগাইয়া চ'য়্‌ । [অনু.] ।

টগবহর্‌=[পা]—বিণ. উলট পালট ॥

টগ্‌রা=[চট্ট]—বি. চুলা হইতে ছাই বা কয়লা তুলিবার জন্য নারিকেলের মালার তৈরী হাতা ॥

টগ্‌রা=[পা]—বিণ. চালাক ॥ সাও-য়াটা বড় টগ্‌রা । [<তির্যক সং=টেরা; টেরা ব্যক্তি চালাক হয় বলিয়া লোক সংস্কার] ।

২=[দি, রা]—বি. কানা ॥ চোখে দেখ না, টগ্‌রা কোথা কার্‌ । [পূর্বে দেখ]

৩=[কুম, বা]—বি. কুচরিপানা ॥ [দেখ টগর্$_2$] ।

টগ্‌রানো=[চা]—ক্রি. হঠাৎ হওয়া বা করা ॥ বুড়ি আইম্‌ কোন্‌ দোমে মানি টগ্‌গরাইয়া মৈরা গেসে । [অনু.] ।

২=[সি]—ক্রি. পায়চারি করা, দৌড়ের পর ধীরে ধীরে হাঁটিয়া বিশ্রাম লওয়া ॥

টগ্‌রি=[বা]—বি. শাপলা, কুমুদ ॥ ডগ্‌রি তর্‌কারিত্‌ খাওয়া যায়্‌ । [< টগর+ই প্র.] ।

টট করা=[সি]—ক্রি. উদ্দেশ্যহীন ভাবে ঘুরাফিরা করা ॥ ইতে খালি হারাদিন্‌ টট করি বেরায়্‌ । [<টো টো করা ; অনু.] ।

টটা লাগা=[সি]-ক্রি. গালের নীচের দিক ফুলা, পানি জমা ॥ হালাক্‌ দাদা-ডার্‌ টটা লাগি গেসে ।

টট্‌কিনা=[সি]—বিণ. বিপদজ্জনক ॥ কাম্‌ডা বর টট্‌কিনা ।

টট্‌টরাইয়া=[চা]—বিণ. চালাক ॥ এই পোলাডা বহোর্‌ টট্‌টরাইয়া ।

টট্‌টরি=[রং]—বি. অনুর্বর জমি ॥

২=[রং]—বিণ. মূর্ছাপ্রায় ॥ তোক এক্‌কে টট্‌টরি নাগাইমু ।

টট্‌টর্‌ করা=[পা]—ক্রি. অনর্গল কথা বলা ॥ সাওয়াটা বড় টট্‌টর্‌ কর্‌তে পারে । [টরটর(অনু.)+করা] ।

টট্‌পড়া=[রং]—বিণ. অনুর্বর ॥ কোন্‌ টট্‌পড়া জায়্‌গায়্‌ তুই থাকিস্‌ ?

২=[রং]—বিণ. অপরিষ্কৃত ॥

টডমড=[চা]—বিণ. যৎকিঞ্চিৎ, খুচরা ॥ টডমড লেহা পরায়্‌ আইম কাইল্‌ চ'লে না । [অনু.] ।

টডর্‌ মডর্‌=[নো]—বি. খামখেয়ালী ॥ কোন্‌ কাম্‌ কৈত্তো টডর্‌ মডর্‌ করন্‌ বালা না । [অনু.] ।

টডর্‌মডর্‌=[নো]—বিণ. দায় সারা ॥ টডর্‌ মডর্‌ কাম্‌ করা আমি পসন্‌ হরি ন । [অনু.] ।

টডিনডি=[চট্ট]—বিণ. খাজে, জোড়-তালি দেওয়া, শক্ত ভাবে নির্মিত বা সুন্দর ভাবে ব্যবস্থিত নহে এমন ॥ পুরানা টডিনডি কাঠ্‌গুলা দিয়া চোঁকি বানা ।

টড্‌ডৈর‍্যা=[চা]—বি. চঞ্চল ॥ তুই বর টড্‌ডৈর‍্যা । [অনু.] ।

টনক্‌=[চা, কুম]—বিণ. শক্ত ॥ টনক্‌ পোলার্‌ কথাই বেশি ।

টনা=[চট্ট]—বি. মাছ ধরার ফাঁদের গোড়ার অংশ ॥ টনার্‌ ভিতৃতর্‌ মাস্‌ গল্‌লায়্‌ ।

২=[সি]—বি. ছোট ট্যাংরা মাছ ॥ টনা বিরানি মধা ।

৩=[চট্ট]—বি. কঞ্চি ॥ বাঁশের টনা দি খেতের্‌ বেড়া দে ।

৪=[ব]—বি. ন্যাকড়া ॥ [<তেনা <ছিন্ন সং] ।

৫=[সি]—বি. কুটা, আঁকশিওয়ালা লম্বা বংশদণ্ড ॥ টনা দি ধরে পাড়ি লাও ।

৬=[সি]—বি. দুষ্ট বুদ্ধিসম্পন্ন ॥ লোক্‌টা খুব্‌ টনা ।

টনি=[কুম, নো]—বি. ধর্মজালে ব্যবহৃত বাঁশের কঞ্চি বা খুঁটি ॥

২=[ক]—বি. কঞ্চি ॥ বাশের্‌ টনি দিয়া বাকা বানায়্‌ ।

টন্‌ করা=[সি]—ক্রি. ধাতব পদার্থের শব্দ করা ॥ টন্‌করি টেকার্‌ তান্‌কু আর্‌ বাবে না । [অনু.] ।

টন্‌কা=[কুম]—বিণ. ভঙ্গুর ॥ কাচের্‌ জিনিশ্‌ টন্‌কা । [<ঠুনকা] ।

টন্‌টে=[ব, রা]—বিণ. চালাক, চতুর ॥

টন্‌টনা=[রং]—বিণ. টানটান ॥ মরা মানুশ্‌টার্‌ পাও টন্‌টনা হচে । [অনু.] ।

২=[রং]—বিণ. সাবধান ॥ ছাওয়াটা খুব টন্‌টনা । [অনু.] ।

৩=[সি]—বিণ. শুকনা, পাকা, শক্ত ॥ টন্‌টনা কাডল্‌ । [অনু.] ।

৪=[সি]—বিণ. বুদ্ধিমান্‌ ॥ টন্‌টনা পুয়া । [অনু.] ।

টন্‌টনি=[সি]—ক্রি. বিণ. দ্রুত ॥ [অনু.] ।

২=[রং]—বি. উচ্চবাচ্য ॥ কোন্‌ টন্‌টনিপড়া মান্‌শির্‌ পাছ্‌ ধরিছিস্‌ তুই ?

৩=[রং]—বি. উপবাস ॥

৪=[সি]—বি. বেদনা ॥ মাথার্‌ বিশে টন্‌টনি করের্‌ । [অনু.] ।

টন্‌টনি ঝ'ন্‌ঝ'নি=[নো]—বি. যাতনা ॥ আমার্‌ গাওখান্‌ খুব টন্‌টনি ঝ'ন্‌ঝ'নি কর্‌তাসে । [অনু.] ।

টন্‌টনিয়া=[রং]—বিণ. শীর্ণ ॥ পানির্‌ অভাবে চারাগুলি টন্‌টনিয়া হচে । [অনু.] ।

২=[নো]—বিণ. শক্ত ॥ মাড় দেওয়া কাহড়্‌ হুকাইয়া টন্‌টনিয়া ঐসে । [<টনটনে ; অনু.] ।

টন্‌টনে=[খু]—বিণ. পরিপূর্ণ ॥ অংকে তার্‌ টন্‌টনে বুদ্ধি । [অনু.] ।

টন্‌টন্‌=[চা]—ক্রি বিণ. ফাটিয়া যাইবার ভাব ॥ ফোরাড়া বেদ্‌নায় টন্‌টন্‌ কর্‌তাসে। [অনু.]।

টন্‌টপদ্‌=[য]—বি. জঞ্জাল ॥ বেশি পোলাপাইন্‌ অওয়া টন্‌টপদ্‌।

টন্‌টব্‌=[য]—বি. জ্বালা, আপদ ॥ তার্‌ টন্‌টবে আর্‌ থাক্‌তায়্‌ পার্‌সি না। [<তাণ্ডব সং]।

টনটর্‌, টন্‌টর্‌=[সি]—ক্রি. বিণ. কানাকানি ॥ শে টন্‌টর্‌ মন্‌টর্‌ করি কি বলিল্‌? [<তন্ত্রমন্ত্র ; অর্থ প্র.]।

টন্‌টৈন্‌না=[কুম]—বি. পরিষ্কার, স্পষ্ট ॥ পোলায়্‌ এক্‌ক্কেরে টন্‌টৈন্‌না কথা কয়্‌। [=টনটনে]।

২=[য]—বিণ, শক্ত, কাঠিন ॥ পোলা বর টনটৈন্‌না।

টন্‌টো=[ব]—বিণ. চালাক ॥ তোর্‌ পাওয়াটা বেথায়্‌ টন্‌টো।

টন্‌ডাই=[য]—ক্রি. বিণ. রাগান্বিত হইয়া ॥

টন্‌না=[বং]—বিণ. শুকনা, পাতলা ॥ ছাওয়াটা না খাইয়া টন্‌না হচে।

টন্‌নাত্‌ করা=[সি]—ক্রি. ধাতব পদার্থে বাড়ি মারিয়া শব্দ করা ॥ টন্‌নাত্‌ করি টেকার্‌ তান্‌কু আর্‌ বাযে না। [অনু.]।

টন্‌নাত্‌তি=[সি]—ক্রি. বিণ. টন করিয়া ॥ টন্‌নাত্‌তি ইতার্‌ মাথাত্‌ বারি মারি দিল্‌। [অনু.]।

টন্‌নি=[নো]—বি. অযাচিত সুপারিশ-কারী, অনাহূত ব্যক্তি, অনধিকার চর্চাকারী ॥ তাগের্‌ কাই মিডাইতে টন্‌নির্‌ দর্‌কার্‌ নাই। [<এটর্নি attorney ইং]।

২=[পা]—বিণ. শুকনা, পাতলা ॥ পাওয়াটা না খাইয়া টন্‌নি হচে'।

৩=[চট্ট, নো]—বি. ঠক, চালাক ॥ কাসারি নাইরে হেতু টন্‌নি আসে। [দেখ টন্‌নি]।

টপর্‌=[নো—বি. সুঁচ ॥

২=[রং, দি]—বি. গাড়ীর উপরে রোদ বৃষ্টি হইতে বাঁচার জনা ছাউনি ॥ বেটি ছাওয়াল্‌রা জাবে গাড়িত্‌ ভাল দেখে এক্‌টা টপ্‌র দেইশ্‌। [<টোপর ; অর্থ প্র.]।

টপর্‌, টপর্‌=[রং]—বি. অস্থির ভাব ॥ [অনু.]।

টপাক্‌=[কু. পা]—ক্রি, বিণ. তাড়া-তাড়ি ॥ টপাক্‌ করি আয়্‌। [অনু.]।

টপাচ'ারি=[খু]—বি. অনর্থক পায়-চারি ॥ ওখানে টপাচ'ারি হস্‌সে কেন্‌।

টপাটপ্‌=[সি]—ক্রি. বিণ. সঙ্গে সঙ্গে, তাড়াতাড়ি ॥ টপাটপ্‌ খাইয়া হালাও। [অনু]।

টপাত্‌ করিয়া=[রং]—ক্রি. বিণ. শীঘ্র শীঘ্র ॥ মোর্‌ দেশের্‌ কতাকোনা টপাত্‌ কবি কওয়া জায়্‌ না। [অনু.]।

টপ্‌=[খু]—ক্রি. বিণ. ভর্তি যমিত্‌ পানি টপ্‌ দিয়ে রয়েসে। [<তুপ ; অর্থ প্র.]।

২=[রা]—বি. কানের অলঙ্কার বিশেষ ॥

টপ্‌কন্‌=[চা]—ক্রি. আছাড় ॥ খাও-নের্‌ কতা হইন্যা টপ্‌কন্‌ খাইয়া আইয়া পর্‌সে। [<টপক্‌না হিং ; অর্থ প্র.]।

টপ্‌ করে=[রা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি করিয়া ॥ টপ্‌ করে আসিশ্‌। [অনু.]।

টপ্‌কা=[য]—বি. ফাঁকি ॥ হে টপ্‌কা দিয়া আমাত্‌তে পাচ্‌' ট্যাহা বাইর্‌ কর্‌যা নিল্‌। [টপকা হিং ; অর্থপ্র.]।

টপ্‌কানো=[রা]—ক্রি. নিজের আয়-ত্তের মধ্যে আনা ॥ বহু চেশ্‌টার্‌ পর্‌ শে মেয়েটাকে টপ্‌কিয়েছে। [দেখ টপকা+আনো প্র.]।

২=[পা]—ক্রি. উস্কানি দেওয়া ॥ [পূর্বে দেখ ; অর্থপ্র.]।

টপ্‌কা মারা=[য]—ক্রি. নির্বিঘ্নে কার্যোদ্ধার করা ॥ লোক্‌টা পরে আইশ্যা টপ্‌কা মাইরা কাম্‌ শাইরা গৈল্‌। [<টপ্‌কা হিং+মারা ; অর্থপ্র.]।

টপ্‌কি=[সি]—বি. লাফ ॥ এক্‌ টপ্‌কিতে খাল্‌ পারৈ যাও।

টপ্‌কে যাওয়া=[পা]—ক্রি. কাহাকেও আক্রমণ করা ॥ শে চো'র্‌টাকে টপ্‌কে গেল্‌।

টপ্‌টপা=[কু, পা]—ক্রি, বিণ. তাড়া-তাড়ি ॥ টপ্‌টপা খা। [অনু.]।

২=[সি]—বিণ. পরিপূর্ণ ॥ লেবুড়া রশে টপ্‌টপা। [অনু.]।

টপ্‌টপি=[সি]—ক্রি. বিণ. একটার পর আরেকটা, খুব তাড়াতাড়ি ॥ [অনু.]।

টপ্‌টপে=[বং]—ক্রি. বিণ. জলদি, তাড়াতাড়ি ॥ টপ্‌টপে খাতো বাহে: [<টপাটপ ; অনু.]।

টপ্‌টপ্‌=[রা, দি]—অব্য. কিছু পত-নের শব্দ ॥ টপ্‌টপ্‌ করে পানি পড়ে। [অনু.]।

টপ্‌পারি=[সি]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি, দ্রুত ॥ কাম্‌ডা টপ্‌পারি শেশ্‌ কর্‌। [<টপ অনু.+করিয়া]।

টপ্‌পার্‌ উপর্‌=[রা]—ক্রি. বিণ. সংক্ষেপে ॥ টপ্‌পার উপর্‌ কথাটা বলে ফেল্‌। [অনু.]।

টফাক্‌=[কু, পা]—ক্রি. বিণ. তাড়া-তাড়ি ॥ টফাক্‌ করি আয়্‌। [দেখ টপাক্‌]।

টবর্‌ করা=[চট্ট]—ক্রি. থামা ॥

টব্‌=[য]—বি. পানি রাখিবার পাত্র ॥ [<টব tub ইং]।

টব্‌কে=[রা]—অস. ক্রি. লাফ দিয়া ॥ দেওয়াল্‌ টব্‌কে চোর্‌ আসো। [<টপকাইয়া<টপকা (নাম ধাতু)+ইয়া অস. ক্রি. বিভক্তি]।

টব্‌খা=[কুম]—বি. চুলা হইতে আগুন বা ছাই তুলিবার জন্য নারিকেলের মালার তৈরী চামচ ॥

টব্‌টবি=[কুম]—বি. শাপলা ॥ খেতে টব্‌টবি ঐকে দান্‌ বালা অয়্‌ নাঁ।

টব্‌টবিরা=[কুম]—বি. লতা গাছ বিশেষ ॥ [অনু.]।

টব্‌টৈয়া=[নো]—বিণ. কানায় কানায় পূর্ণ ॥ দুধে বাটি টব্‌টৈয়া ঐ গ্যাসে। [অনু.]।

টব্‌বরত্‌=[নো]—অব্য. হঠাৎ ॥ টব্‌বরত্‌ কৈরা হে হানিত্‌ হড়লো। [অনু.]।

টব্‌বর, টব্‌বের্‌=[চট্ট]—অব্য. টুপ্‌-টুপ্‌ ॥ টব্‌বর্‌ টব্‌বর্‌ বাড়ি পরে। [অনু.]।

টব্‌বশ্‌=[কুম]—বিণ. অতিশয় বিস্মিত, হতভম্ব ॥ ব্যাপার্‌ দেইখ্যা আমি টব্‌বশ্‌ ঐয়া গেলাম্‌।

টব্‌বা=[রা]—বি. হাতে তালি দিয়া গেয় গান ॥ [<টপ্পা]।

টভি ধাড়া=[রং]—ক্রি. মারা যাওয়া ॥ তাঁই কাইল্‌ টভি ধাড়্‌চে।

টমি=[খু]—বি. বাতি, ল্যাম্প ॥ [<টেমী<টেম হিং]।

টম্‌টমা=[রং]—বি. স্ত্রীলোকের স্তন ॥

টম্‌টম্‌=[পা]—বিণ. রসালো, নরম ॥ ফল্‌গুলি পেকে টম্‌টম্‌ হচে'। [অনু.]।

টম্‌বল্‌=[ব]—বি. কুপি ॥

টয়া=[পা]—বি. যোনি দেশের সম্মুখস্থ উঁচুস্থান ॥ [<টং<তুঙ্গ সং; অর্থ প্র.]।

২=[পা]—বি. মোরগের মাথার ঝুঁটি ॥ মোর্‌গের্‌ মাথায়্‌ লাল্‌ টয়া। [পূর্বে দেখ]।

৩=[রা]—বি. গাছের আগা ॥ গাছের্‌ টয়াত্‌ কাক্‌ বশেছে। [পূর্বে দেখ]।

টরশা=[বা]—বি. বড়শির ছিপের মাথায় লাগানো বাঁশের চিকন কাঠি ॥ বৈ মাস্‌ মারনের্‌ বরেতে টরশা লাগান্‌ লাগে।

টরা=[নো]—বিণ. শক্ত ॥ ডাইল্‌ টরা ঐয়া গেসে।

২=[পা]—বিণ. ছিদ্র ॥ পাইলাটা টরা অয়ে গেইচে'।

৩=[নো]—বি. খুব ছোট ডাব ॥

৪=[চট্ট]—ক্রি. বিণ. জমাট, শক্ত ॥ শিতে এক্‌কেরে টরা হৈ গেসে। [দেখ টকা]।

৫=[চট্ট]—বি. মুখ গহ্বর ॥ আঁর্‌ টরাত্‌ বা হৈয়ে। [<টাকরা; দেখ টয়া]।

৬=[রা]—বি. পাখি ধরিবার যন্ত্র বিশেষ ॥

৭=[কুম]—বি. খিল ॥ লাংগলের্‌ টরাডা খুইল্যা গেসে না?

টরা লাগা=[চা]—ক্রি. কোন জীব বা গাছ বর্ধিত না হওয়া ॥ গাস্‌গুলি টর্‌যা লাগা হৈসে।

টরি=[বা, কুম]—বি. মাপিবার পাত্র বিশেষ ॥ টরি দিয়া চা'ইল্‌ মাইপ্যা দেও। [<টুকরী<চৌকরী হিং; দেখ টর্‌হি]।

২=[নো]—বি. খুব ছোট ডাব ॥

৩=[চট্ট, কুম]—বি. কচি ফল ॥ আমের্‌ টরি ধর্‌তা ধরা।

টরিয়া=[খু]—বি. ফড়িয়া, ক্ষুদ্র ব্যবসায়ী ॥ টরিয়ার্‌ কাসে মাল্‌ বেচে' কেবল্‌ ঠগ্‌তে হয়্‌।

টরে টক্‌কা খেলা=[চা]—ক্রি. ফাঁকি দিয়া ঘুরান ॥ এত টরে টক্‌কা খেল্‌লে কেম্‌নে তোমার্‌ লগে কার্‌বার্‌ ঐব? [<টরে টকা (টেলিগ্রাফে ব্যবহৃত শব্দ সংকেত)+খেলা; অর্থ প্র.]।

টরৈ=[সি]—বিণ. ছোট ॥ টরৈ গাসের্‌ আম্‌ বর মধা।

টরৈয়া=[খু, বা]—বিণ. ছোট ॥ তুই আবার টরৈয়া নাপিত্‌ হলে কবে?

টর্‌=[চট্ট]—বিণ. লক্ষ্য ॥ টর্‌ করি চা'ল্‌লে বিপদ অয়্‌ ন। [<ঠাহর]।

টর্‌কি=[বা]—বি. অতি কচি নারিকেল ॥

টর্‌টরাইয়া=[সি]—ক্রি. বিণ. অস্পষ্ট ভাবে ॥ টর্‌টরাইয়া কি কও, বুঝি না। [<টর্‌টর্‌ অনু.+করিয়া]।

টর্‌টরে=[য]—বিণ. যে খুব বেশী কথা বলে ॥ টর্‌টরে পোলা। [অনু.]।

টর্‌টর্‌=[য]-বি. চতুরতা, বাচালতা ॥ [অনু.]।

টর্‌টর্‌ করা=[ঢা]—ক্রি. আগে আগে কথা বলা ॥ এত টর্‌টর্‌ কর ক্যা? [অনু.]।

টর্‌টৈয়া=[চা]—বিণ. চতুর, চালাক ॥ সেম্‌রা বর্‌ টর্‌টৈয়া। [অনু.]।

টর্‌ভর্‌ করা=[পা]—ক্রি. অনর্থক কথা বলা ॥ মেয়ে লোক্‌ ক্যা বাড়ুদির্‌ টর্‌ভর্‌ করি বেড়ায়্‌।

২=[ঢা]—ক্রি. দুষ্টামি করা ॥ পোলাডা খব টর্‌ভর্‌ করে।

টর্‌লৈ=[কুম]—বি. এক প্রকার টক্‌ ফল ॥ টর্‌লৈ খাইতে খুব্‌ টক্‌।

টর্‌হি=[বা]—বি. মাপিবার পাত্র বিশেষ ॥ টর্‌হি দিয়া চা'ইল্‌ মাইপ্যা দেও। [দেখ টরি]।

২=[খু]—বি. চতুর, দুষ্ট ॥ এই টর্‌হির্‌ লগে পার্‌বা না।

৩=[খু]—বি. কচি ডাব ॥

টলাট্‌=[ক]—বি. নলজাতীয় গাছ বিশেষ ॥

২=[ক]—বি. অঞ্চল, সীমানা ॥ তার্‌ মত মেদাবি সাড়ুর এই টলাটে নাই। [<তল্লাট]।

টলা=[সি, কুম]—বি. বনবিড়াল ॥ টলায়্‌ মুর্‌গি লৈয়া খায়্‌।

২=[ঢা]—ক্রি. খারাপ হওয়া ॥ 'নসিব্‌ যদি টলে খাইতে বৈলে পুটকি গলে' —প্রবাদ। [<টল্‌+আ প্র.]।

টলাটলা=[সি]—বিণ. বড় বড় ॥ মাইয়্যাডার্‌ টলাটলা চৌ'ক্‌। [অনু.]।

টলানো=[পা]—ক্রি. ঢলিয়া পড়া ॥ তোর্‌ গান্‌টার্‌ কথাত্‌ কাম্‌ টলেছে? [<টল সং+আনো প্র.]।

২=[রং]—ক্রি. উপলাইয়া পড়া ॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

টলেংগা=[পা]—বিণ. পরিষ্কার, নির্মল ॥ টলেংগা পানি।

টল্‌=[সি]—বি. বাঁশের ধারালো বাকল ॥ টল্‌দি মোর্‌গা যবা করা যায়্‌।

টল্‌কানো=[রং]—ক্রি. ঢলিয়া পড়া ॥ দুধ্‌লা টল্‌কাছে আজ্‌। [<টল সং+কানো প্র.]।

টল্‌কে=[সি]—ক্রি. বিণ. অছিলায় ॥ কি টল্‌কে খাতির্‌ পাতাইলো, আমি জানি না।

টল্‌টলা=[সি]—বিণ. উচ্চ ॥

২=[পা, ম, রং]—বিণ. নির্মল ॥ সাগলে টল্‌টলা পানি খায় (ম)।

টল্‌টল্‌=[কুম] —বিণ. রসে ভরা, তরল ॥ [অনু.]।

২=[খু]—ক্রি. বিণ. থলথল ॥ আম্‌টা পেকে টল্‌টল্‌ করসে। [অনু.]।

টল্‌মল্‌ করা=[পা]—ক্রি. নড়াচড়া বা এদিক ওদিক করা ॥ [অনু.]।

টল্‌লা=[চা]—বি. একপ্রকার লতা ॥ টল্‌লা গাসে ইচাঁয় আন্‌ডা পাড়ে।

টল্‌লা গোডা=[চা]—বি. একপ্রকার বনজ গোটা ॥ টল্‌লা গোডায় বরি খায়।

টল্‌লা বাশ্‌=[চা]—বি. একপ্রকার বাঁশ ॥ [<তল্লা বাঁশ]।

টশা, টশি=[রং]—বিণ. কালা, বধির ॥ ছাওয়াটা একেবারে টশা।

টশ্‌=[সি,ম]—ক্রি. বিণ. ঢিলা, হালকা ॥ কাম্‌টা একটু টশ্‌ কর্‌।

২=[রং]—বিণ. আশ্চর্য, হতবাক ॥ তোর্‌ কতা শুনি টশ্‌ লাগিছে। [অনু.]।

৩=[সি]—বিণ. অতিরিক্ত, বাড়তি ॥ আম্‌রায় ধলো টশ্‌ এক্‌মন্‌ দেও, নৈলে খেল্‌তায় না।

টশ্‌কানো=[রা]—বিণ নরম হওয়া ॥ তার্‌ পাশান্‌ ... টশ্‌কে না। [<টস্কান <টসকনা হিং]।

টশ্‌টশা=[রং]—বিণ. পাকিয়া সিঁদুরের মতো লাল, বেশী পাকা ॥ পাকিয়া টশ্‌টশা ঐছে। [অনু.]।

টশ্‌টশ্‌=[কুম]—অব্য. ঠাস্‌ ঠাস্‌, চট্‌ চট্‌ ॥ টশ্‌টশ্‌ কৈরা তার্‌ গালে দুইডা চ'ড় মারল। [অনু.]।

২ =[খু]—বি. ব্যথা ॥ মাসের্‌ ক্যাটা লাগায় হাত্‌ টশ্‌টশ্‌ করসে। [অনু.]।

টশ্‌রানো=[খু]—ক্রি. বেশী হাসিতে গিয়া এলাইয়া পড়া ॥ সে হাস্‌তে হাস্‌তে টশ্‌রায়ে পড়্‌সে।

টশ্‌শা=[রং]—বিণ. অবশ, কোঁকড়ানো ॥

টশ্‌শা লাগা=[রং]—ক্রি. শীতে অসাড় হওয়া ॥ হাত্‌গুলা শিতে একেবারে টশ্‌শা লাগ্‌ছে।

টশ্‌শি যাওয়া=[রং]—ক্রি. এলাইয়া যাওয়া ॥ কাইন্‌তে কাইন্‌তে ছাওয়াডা টশ্‌শি গেছে।

টহর্‌=[ফ]—বি. খোরাক ॥ তোর্‌ টহর্‌ বন্‌ কৈরা দিম্‌।

টহস্‌=[ম]—বি. জিজ্ঞাসা ॥ তুমি আমার্‌ কাসে কি টহস্‌ কর্‌তাস ?

টহাটহা=[রা]—বিণ. অতি উত্তপ্ত ॥ টহাটহা আগুন্‌। [টকটকে]।

টহাটানো=[ম, খু]—ক্রি. কোনকিছু না দেওয়া সত্ত্বেও বারবার যাওয়া আসা করা ॥ এত টহাটানে লাভ্‌ হবে না।

টহাট্‌=[ম, খু]—বি. ছোট বাজার বিশেষ ॥ টহাটোর্‌ খায়না নাই।

টহে টহে=[পা]—ক্রি. বিণ. সুযোগের সন্ধানে, সতর্ক দৃষ্টি নিয়া ॥ টহে টহে থাইক্যা শালাক শক্‌ত মার্‌ দেব। [অনু.]

টা

টাআল্‌=[চা]—বিণ. বাঁকা, বক্র ॥ চাহাডা টাআল ঐসে। [<টাল; <টল্‌ সং. গং]।

টাই=[ক. পা]—বি. প্রলোভন। মেয়েটাকে টাই দিয়ে ডেকে আন্‌।

২ =[খু]—অব্য. নিকট ॥ কার্‌ টাই গেসিলি ? [<ঠাঁই<স্থান সং]।

৩=[ক]—বি. সুর, রাগিণী ॥ বয়াতিরা টাই দিয়া গান্‌ করে। [<তান সং]

৪=[পা]—বি. ইশারা। [<ঠার]।

৫=[চট্ট]—বি. টাকি মাছ, লেঠা মাছ ॥ টাই মাস্‌ বড় বৈলে হোন্‌ অয়। [<টাকি]।

৬=[কুম]—বি. শীত ॥ খুব টাই পর্‌সে। [<ঠাণ্ডা<ঠাণ্ড]।

টাইও=[ম]—বি. গণ্ডদেশ ॥ তার্‌ টাইও ধৈরা টান্যা আন্‌।

টাইংগা=[খু]—বি. পাটখড়ি।

টাইক্যা=[চট্ট]—বি. কাটা ধান গাছ, নাড়া ॥ ধানের্‌ টাইক্যা ঘরত্‌ ন আন্‌।

টাইক্‌=[পা]—বি. নৌকার গুড়াথেকে তলা পর্যন্ত ব্যবহৃত কাঠের টুকরা ॥

২ =[ম]—ক্রি. বিণ. একই সময়, একভাবে, একই অবস্থায় ॥ সে এক্‌-টাইকে দুই সের্‌ বাত্‌ খায়।

টাইক্‌কা=[ফ]—অস. ক্রি. ফোড়ন দিয়া ॥ কাপড়ের্‌ যমিন্‌ডা টাইক্‌কা দেও। [<টাকিয়া √টাকা]।

২ =[চট্ট]—বি. খেসারী ইত্যাদি ডালের গাছ মাড়াইবার পর পরিত্যক্ত অংশ ॥

টাইগ্‌রাম্‌=[পা]—বি. দড়ি পাকাই-বার যন্ত্র ॥ টাইগ্‌রাম্‌টা উঠ্‌কাইতেসি।

টাইটুই=[সি]—বি. আরোগ্য লাভ ॥

টাইটুপ্‌নি=[খু]—বি. ছোট ফল বিশেষ ॥

টাইটুম্বুর=[খু]—বি. পরিপূর্ণ ॥ মাঠ্‌ ঘলে টাইটুম্বুর হয়েসে। [<টইটুম্বুর : অনু.]

টাইট্‌=[চা]—বি. শক্ত ॥ বস্‌তাটা টাইট্‌ কৈরা বান্দ। [<tight ইং]।

২=[ম]—বি. পাটখড়ির বেড়া ॥ [<টাটি]।

টাইট্‌ বেরা=[ম, খু]—বি. গরু বাছুর রাখার জন্য বেরা ॥ টাইট্‌ বেরা সাড়া গরু রাখা দায়। [দেখ টাইট্‌]।

টাইট্ শাল্=[কু,পা]—বি, একপ্রকার গাছের ছাল ॥

টাইট্ কাঁদ্=[খ, খু]—বি. বাঁশের তৈরী কাঁদ ॥

টাইন্=[সি]—অব্য. নিকট, কাছে ॥ তোমার টাইন্ আসে? [<ঠাঁই<স্থানে সং]।

২=[সি]—অব্য. গুলি, গুলা ॥ ফুল্-টাইন্ লও।

টাইপ্, টাইব্=[চা, কুম, সি]—বি,বাঁশ বা ইক্ষুর দুই গাঁথের মধ্যবর্তী স্থান ॥

টাইব্=[পা]—বি. চোয়ালের মাংস॥ তোর্ টাইব্ ফুল্চে ক্যা ?

টাইব্লামি=[ম]—বি. টালবাহানা ॥ টাইব্লামি কৈরা কয়্দিন্ চ'ল্বি ?

টাইয়া=[সি]—বিণ. অলস॥ লোক্টা বড় টাইয়া।

২=[চা, সি]—বিণ. অতিরিক্ত শীতল, <ঠাণ্ডা ॥ টাইয়া পানি।

টাইয়্যানি=[চা]—বি. অতিরিক্ত শীত॥ টাইয়্যানির্ লাইগ্যা কিসু করন্ যায় না। [দেখ টাইয়া$_2$+নি প্র.]।

টাইয়া টুইয়া=[সি]—বিণ. ঠাণ্ডা ॥ [দেখ টাইয়া$_2$+টুইয়া অনু:]।

টাইয়া লাগা=[চা]—ক্রি. অতিরিক্ত ঠাণ্ডায় হাতপা অবশ হইয়া যাওয়া ॥ [দেখ টাইয়া$_2$+লাগা]।

টাইয়ো=[খু]—বি. চোয়াল ॥ শে তার্ টাইয়োর্ চ'ড়্ মেরেসে।

টাইর্=[কুম]—বি. সুতা পাকাইবার যন্ত্র ॥ [<টাকু<তর্কু সং+র প্র.]।

টাইলা=[সি]—বিণ. পেটুক ॥

টাইলা দেওয়া=[ম]—ক্রি. ঝাড়া ॥ দান্গুলা টাইলা দে। [<টাল হিং+দেওয়া]।

টাইল্=[ম, চা, কুম, সি]—বি, বাঁশের পাতলা চটার তৈরী ধান রাখিবার বড় পাত্র, গোলা ॥ [<টাল হিং]।

২=[কুম]—বিণ. পূর্ণ, ভর্তি ॥ খেতে পানি টাইল্ ঐয়া লাইগ্গা রৈসে। [< টাল ; অর্থ প্র.]।

টাইশ্যা=[রা]—বিণ. ঈষদুষ্ণ॥ টাইশ্যা দুধ খাওয়া ভাল।

২=[রা]—বিণ. বাসি॥ পানি টাইশ্যা হয়ে গেছে।

টাউ=[ম]—বি. ছোট মাছ বিশেষ॥ ভাদ্র আশ্বিনে টাউ মাস্ পাওয়া যায়'।

টাউইর্গ্যা=[কুম]—বিণ. সন্তানহীন॥ হেইতে টাউইর্গ্যা মানুশ্।

২=[কুম]—বি. ভুত॥ হেইতেরে টাউইর্গ্যা দৈস্সে।

টাউংরা=[রং]—বিণ. অসুখের ফলে কাহিল॥ [<ট্যাংরা (মাছবিশেষ) ; সাদৃশ্যে]।

২=[রং, সি]—বি. হাড়॥ ব্যারামে টাউংরা বার্ হচে (রং)। [পূর্বে দেখ]।

টাউক্=[সি]—বি. চরখার লোহদণ্ড বিশেষ॥

২=[সি]—ক্রি. বিণ সোজা॥ টাউক্ বরাবর যাও। [তাক=লক্ষ্য]।

টাউক্কা=[বা, চট্ট]—বিণ. টাক বিশিষ্ট॥ হের্ নানায় টাউক্কা [< টাক+উয়া প্র.]।

২=[ফ]—বি. দড়ি পাকানোর কাঠের তৈরী বস্তু॥ [টাকু<তর্কু সং]।

টাউক্রা=[সি]—বি. নদীতে খাটি দেওয়ার একটি উপকরণ॥ টাউক্রা-গুলি লম্ব বালা অ্য্।

টাউক্রাশ্=[রং]—বি. দড়ি পাকাই-যন্ত্র বিশেষ॥ [দেখ টাউক্কা$_2$]।

টাউ টাউ=[রং]—বিণ. টক, মুখরা॥ [অনু.]।

২=[কুম]—ক্রি. বিণ. নিঃশেষ॥ বাত্গুলা টাউ টাউ কৈরা খাইল্ কে ?

টাউট্=[সি, পা]—বি. দালাল॥ লোক্টা টাউট্। [টাউট tout ইং]।

টাউডার্=[ফ]—বিণ. ঠক,প্রতারক॥ লোক্টা টাউডার্। [দেখ টাউট]।

টাউডাল্=[কুম]—বিণ. ধূর্ত, প্রবঞ্চক, শঠ॥ হেইতে ববর্ টাউডাল্। [দেখ টাউডার্]।

টাউনতু=[খু]—বি. মুখের চামড়া॥ [<তুণ্ড সং=মুখ ; অর্থ প্র.]।

টাউব্বা=[চট্ট]—বি. টাকি মাছ॥

টাউয়া=[কুম]—বি. গালের রোগ বিশেষ॥ গালে টাউয়া উঠ্লে বিশ্ করে। [টাবা+উয়া প্র.]।

২=[কুম]—বিণ. টকও নহে, মিঠাও নহে এমন॥ এই গাসের্ আম্ টাউয়া।

৩=[বা]—বিণ. সঙ্কুচিত॥ শিতে আত্ পাও টাউয়া ঐসে। [<টাইয়া =ঠাণ্ডা]।

৪=[ফ]—বি. উপরি ভাগ॥ [টুই+আ প্র.]।

৫=[কুম]—ক্রি,বিণ, ঠাণ্ডা॥ কেমন্ টাউয়া লাগে। [দেখ টাউয়া$_3$]।

টাউয়া গাল্=[রং]—বিণ. মুখরা॥ [দেখ টাউয়া]।

২=[ম,কুম]—বি, ফোলা গাল॥

টাউরানো=[ফ]—ক্রি, ঝাঁকি দেওয়া॥

টাউর্=[খু]—বি. দড়ি তৈরীর যন্ত্র॥ টাউর্ নে বাটে কাট্তে লাগ্। [দেখ টাইর্]।

২=[রা]—বি. মৃগীরোগ॥ অব টাউর্ হবে।

টাউলি=[কু, পা]—বিণ. শুষ্ক॥ টাউলি বুইটাত্ চাশ্ দিতে হবে।

২=[পা]—বিণ. ক্ষুদ্র॥ টাউলি গরে কোন্ মতে থাকি।

টাওঅর্ পাওয়া=[কুম]—ক্রি. টের পাওয়া, শব্দ পাওয়া॥ আমি টাওঅর্ পাইসি তোমার্ আলাপ্। [<ঠাহর পাওয়া]।

টাওক্যা=[ম]—বি. সুতা কাটিবার চরকা॥ [<টাকু <তর্কু সং+আ প্র.]।

টাওটা=[ন]—বি. বিপত্তি॥

টাওন্ গোড়া=[পা]—শক্তিশালী ঘোড়া॥ [<টাঙন+ঘোড়া ; তুং টাঙন তাজি(কবিকঙ্কণ)]।

টাওয়া=[সি]—বি. গালের উপরি-ভাগ॥ [টাবা+উয়া প্র.]।

টাওয়ানো=[রা]—ক্রি. কলরব বা গোলমাল করা॥ এত টাওয়াস্ ক্যা ?

টাওরানো=[কু]—ক্রি. সন্ধান করা॥ [<ঠাহর+আনো প্র.]।

টাওর্=[পা]—বি. টের ॥ [< ঠাহর]।
২=[রা]—বি. জিদ ॥ টাওর্ ধর্লে কেন্ ?
৩=[য]—বি. হইগোল, গোলমাল ॥ বিরাত্ অল্প কথায় টাওর্ বাধে।
টাওলানো=[সি]—ক্রি. অনর্থক দোষ ধরা ॥ এত টাওলাও ক্যা ?
টাওলি=[রা,পা]—বি. ছোটজমি ॥ এই টাওলিটায় কি বুনেচ (রা) ?
টাং=[রা]—বি. কোঁচড় ॥ টাংগে টাহা পয়শা রাইখো না। [টাক]।
২=[কুম]—বি. বাক্স ॥ টাঙের ভিত্রে কাপর্ বরা। [<ট্রাঙ্ক trank ইং]।
টাংকা=[কু,পা]—বি. বড় টিনের বাক্স ॥ [দেখ টাং₂]।
টাংগনি=[কুম]—বি. কাঁথা বালিশ রাখার আধার ॥ [<টঙ+আনি প্র.]।
টাংগল্=[রা]—বিণ. তাজি ॥ টাংগল্ ঘোড়া। [দেখ টাওর্ গোড়া]।
টাংগর্=[বা]—বি. ট্যাক, কোঁচড় ॥ [দেখ টাং+র-প্র.]।
টাংগা=[চট্ট, রা, বা]—বি. মাছ ধরিবার বড় বড়শি ॥ [<টঙ্ক সং =টাঙি ; অর্থ প্র.]।
২=[ঢা]—বিণ. উচাটন, সচেতন ॥ চো'রের্ ধরে মনডা টাংগা ঐয়া রৈসে। [<টঙ্ক সং ; অর্থ প্র.।
৩=[ফ, রা, দি]—বি. পাটখড়ি ॥ টাংগার্ বেড়া টিহে না।
৪=[রা]—বি. কুড়াল ॥ টাংগা দিয়া গাছ্ কাট্। [<টঙ্ক সং]।
৫=[ঢা,ফ]—বি. সরিষা তিল মরিচ ইত্যাদির শুকনো গাছ ॥ টাংগা দিয়া দাহুউয়া অয়্।
৬=[য]—বি. দাকা ॥ [<তক্ষা সং]।
টাংগাইল্=[য]—বিণ. যাহা টাঙানো আছে ॥ টাংগাইল্ সবি। [<টাঙা (নাম ধাতু) ; ইল প্র.]।

টাংগা থাকা=[পা]—ক্রি. আগ্রহান্বিত থাকা ॥ খবরের্ বন্য মন্ টাংগা থাকে। [দেখ টাংগা₂]।
টাংগানো কাপড়্=[রা]—বি. মশারি ॥ [অর্থ প্র.]।
টাংগারি=[খু]—বি. বাঁশের তৈরী পাত্র ॥ [<তাগারী ; অর্থ প্র.]।
টাংগারু=[রং]—বি. লম্বা লোক ॥ [টাংগ (=ঠ্যাঙ)+আরু প্র. ; মূল অর্থ লম্বা ঠ্যাঙযুক্ত]।
টাংগাশ্, টাংগাস্=[রং]—ক্রি. বিণ. দ্রুত, তাড়াতাড়ি। [অনু.]।
টাংগি=[বা, ফ]—বি. পাটখড়ি ॥ টাংগির্ বেরা টিহে না।
২=[সি]—বি. সিঁড়ির বাটালি ॥ [পূর্বে দেখ]।
৩=[য]—বি. টাংগাইবার উপকরণ ॥ টাংগিত্ বোতল্ থো। [<টাঙা (নাম ধাতু)+ই প্র.]।
টাংগু=[সি]—বিণ. অভিসার ॥
২=[সি]—বি. ছোট রুই মাছ ॥ মৌ টাংগুর্ দাম্ কত ?
টাংগুয়া=[সি]—বি. কঞ্চি ॥ উরি গাছে টাংগুয়া দেও।
টাংগুন্=[য]—বি. টাউন, শহর ॥ টাংগুনে টুকি দাখ্বার্ যামু। <টাউন town ইং]।
টাংগোর্=[রা]—বি. গোগাড়ী চালকের রান্নার বুলি ॥
টাংঘা=[দি]—বিণ. লম্বা ॥ [< ঢ্যাঙা]।
টাং চড়া=[রং]—ক্রি. মৃত্যু হওয়া ॥ [ঠ্যাং চড়া ; বাগ্ধারা]।
টাংনি=[সি]—বি. যাহা দিয়া টাংগাইয়া রাখা হয় ॥ বোতলের্ টাংনি সিরি গেসে। [<টাঙা+নি প্র.]।
টাংরি=[রং]—বি. অভিসার মেয়ে লোক ॥ [<ট্যাংরা (মাছ বিশেষ); সাদৃশ্যে]।
টাংলি=[রং]—বিণ. লম্বা ॥ টাংলি গাইটা হারাবু।
টাঁ টাঁ=[চট্ট]—বি. মনের উঁচু উঁচু অবস্থা ॥ পোয়া বাড়িত্ তুন্ গেইয়ে লাগত্ মন্ টাঁ টাঁ করের্।
টাঁইহ্যা ট্যাপ্রা=[রা]—বিণ. আঁকা-বাঁকা ॥ রাস্তাটা টাঁইহ্যা ট্যাপ্রা। [অনু.]।
টাঁওর্=[রা]—বি. মৃগী রোগ ॥
টাঁক্=[পা]—বি. অনুমান, আন্দাজ ॥ যাই বলো আমার্ হাতের্ টাঁক্ আছে। [<তাক]।
২=[পা]-বি. তরল পদার্থ মাপার আধার ॥
টাঁটা=[রা]—বি. ঝিনুক, ছোট শামুক ॥ টাঁটার জোরেই হাঁশ বড়।
টাঁড়া=[দি]—বি. গাছ হইতে ফল পাড়িবার লম্বা বাঁশ ॥ 'আমের্ গাছত্ টাঁড়া, কাক্লা মুখেত্ বাঁড়া'—ছড়া
টাঁড়ি=[রং দি, রা]—বি. গ্রাম, পাড়া ॥ এটা মুসলমান্ টাঁড়ি।
টাঁড়ু=[রং, রা]—বি. বাঁশের তৈরী উঁচু মাচা ॥
২=[রা]—বি. লটকানো বা ঝুলন্ত মাচা ॥ টাড়ে পিঁয়াজ্ আছে।
৩=[দি]—বি. কাপড় মেলিয়া দেওয়ার রশি বা বাঁশ ॥ কাপড়্টা টাঁড়ত্ দে।
টাঁর্=[বা]—বি. এক প্রকার পুল, সাঁকো ॥
টাঁর্পু=[রা]—বি. বাহাদুরী ॥ এখানে টার্পু খাটবে না। [<ট্যার্ফু]।
টাঁশে, টাঁশো=[কু]—বিণ. ঝিঁঝিঁ ধরা, রগে টাঁন ধরা ॥ টাঁশে পা দিয়ে ঠিক্মত হাঁটা যায় না।
টাকল্=[সি]—বি. দা বিশেষ ॥ টাকল্ দা। [<টক+ল প্র.]।
টাকা=[রা]—বি. ফোড়নের সরঞ্জাম বিশেষ। [<টাঁকা]।
টাকানো=[সি]—ক্রি. অস্থায়ী ভাবে সেলাই করা ॥ [টাক+আনো প্র. ; নামধাতু]।
টাকা পাতা=[বা]—বি. গোলাকার পাত্র বিশেষ ॥ টাকাপাতার্ বস্ পেটের্ অসুকে উপ্কারি। [টাকার মত গোলাকার অর্থে]।

টাকুমনি=[রা, রং]—বিণ. পূর্ণ পাকা ॥ আম্টা পেকে টাকুমনি হয়েছে ॥

টাকুয়া=[রং]—বিণ. যাহার টাক পড়িয়াছে ॥ টাকুয়া মাথায় ত্যাল্ দিলে কি ঐব। [<টাক+উয়া প্র.]।

টাকুরাইশ্=[রা]—বি. দড়ি পাকাইবার যন্ত্র বিশেষ। [দেখ টাকুর্]।

টাকুর্=[ম, রা, য, খু]—বি. পাটের রশি কাটিবার চরকা বিশেষ ॥ [< <তর্ক্ সং+র প্র.]।

টাকেযুকে=[সি]—বিণ. ঠিক মাপ অনুযায়ী ॥ [টাকে অনু:+যুকে<জুখ =মাপা]।

টাক্যা=[পা]—বিণ. ক্ষুদ্রাকৃতি ॥ টাক্যা লোকের্ গায়ে কত শক্তি ?

২=[পা, বা]—বি. সুতা পাকাইবার যন্ত্র ॥ [<টাকু<তর্ক্ সং+আ প্র.]।

টাকোয়া=[রং]—বিণ. পারদর্শী ॥ তুমিতো ঐ কামের্ টাকোয়া।

টাকোর্=[রং]—বি. মাপ বিশেষ (নয় ইঞ্চিতে এক টাকোর) ॥ দুই টাকোরে এক্ হাত্।

টাক্=[চট্ট]—বি. চুমুক ॥ এক্ টাকে দধ্ খাইলাও।

২=[পা]—বি. নাতিদীর্ঘ চিক্কণ কাঠ বা লৌহদণ্ড ॥

৩=[চা]—বি. বোতলে তৈল ইত্যাদি ভরিবার টিনের চুঙ্গি ॥ বোতলের্ মোহ টাক্ দিয়া তেল্ বব্।

৪=[ব, বা, সি, খু]—বি. কুলুংগী, তাক, দেয়াল-আলমারী ॥ টাকের্ উপর্ দোয়াত্ কলম্ আসে। [<তাক طاق আং]।

৫=[ম]—বি. ফাঁকি ॥ খিলা (কেন) টাক্ খাইলা বা ?

টাক্ করে পথ্ লওয়া=[সি]—ক্রি. আঘাত খাইয়া ঠিক পথে আসা ॥ [< টক্কর+এ (বিভক্ত)+পথ লওয়া]।

টাক্কর্=[কুম]—বি. ধাক্কা ॥ [< টক্কর হিং]।

টাক্কল্, দা=[চট্ট]—বি. বড়দা ॥ টাক্কল্ দা সাড়া গাস্ কাডা ন যাইব। [দেখ টাকল্]।

টাক্কা=[ঢা]—ক্রি. টোকা, আঙুল দিয়া মৃদু আঘাত ॥ [<টোকা]।

২=[পা]—বি. যাহার মাথায় টাক পড়িয়াছে ॥ 'মাথায় টুপি দিয়া, টাক্কায় করে বিয়া।' [<টাক+উয়া প্র.]।

টাক্কারত্যোগা=[নো]—বি. কড়া নজর ॥

টাক্কু=[চট্ট]—বি. চরকার সরু সুতা, ঘূর্ণমান সুঁই ॥ [<টাকু+আ. প্র.]।

টাক্টি=[কুম]—বি. পায়খানা ॥ বাবির্ উত্তরে টাক্টি থাহন্ বালা। [<টাট্টী <টট্টী হিং]।

টাক্টিক্=[খু]—ক্রি. বিণ. ঠিক ॥ টাক্টিক্ করে মেপে দাও। [<ঠিক ঠাক]।

টাক্টর্ করা=[সি]—ক্রি. কিছু কিছু কাজ করা ॥ [অনু.]।

টাক্টোল্=[রং]—বি. নিয়ম ॥ টাক্টোল্মত কাজ্ কর।

টাক্ত=[বা]—বিণ. সাব্যস্ত ॥

টাক্তা=[বা]—বি. ধান কাটিবার জন্য নিযুক্ত সাময়িক মজুর ॥

টাক্ দরা=[চা]—ক্রি. চীৎকার দিয়া কিছু ক্ষণ হাঁ করিয়া থাকা ॥ সেরাডা চিক্কৈর্ দিয়া টাক্ দৈরা রৈসে। [<তাক ধরা]।

টাক্নি=[রা]—বি. সেলাইয়ের সুচের ন্যায় অস্ত্র বিশেষ ॥

টাক্ পরা=[ম]—ক্রি. বিশেষ অসুবিধা হওয়া ॥ আমার্ পাওয়াতে তোমার্ টাক্ পড়লো কা ? [টাক পড়া রাগ্বারা]।

টাক্ মারা=[কুম]—ক্রি. ঘুষি মারা ॥ টাক্ মারা নাক্ বাংগ্যা দিয়াম্।

টাক্রা টাক্রি=[কুম]—বি. তর্কাতর্কি ॥ [অনু.]।

২=[ম]—বি. কাড়াকাড়ি ॥ খাওন্ নিয়া টাক্রা টাকরি করতাসে কেরে ? [অনু.]।

৩=[সি]—বি. শিশুদের রোগ বিশেষ ॥ [অনু.]।

টাক্রাল্=[রা]—বি. কাঠের তৈরী দড়ি পাকাইবার যন্ত্র ॥ [<টাকু < তর্ক্ সং+আল প্র.]।

টাক্রাশ্=[রা]—বি. দড়ি পাকাইবার যন্ত্র বিশেষ। [দেখ টাক্রাল্]।

টাকরাশ্=[কু, পা, ব, রং]—বি. হাতে দড়ি পাকানোর জন্য ব্যবহৃত টাকু ॥ [দেখ টাক্রাশ্]।

টাক্রৈশ্=[রং]—বি. সরু দড়ি পাকাইবার যন্ত্র বিশেষ ॥ টাক্রৈশ্দি তাতুয়া পাকাও বাহে। [দেখ টাক রাশ্]।

টাক্শা=[নো]—বি. অব্য. আশ্চর্য সূচক ॥

টাক্শৈ=[ম]—বিণ. সমান ॥ বাশ্টা টাক্শৈ। [তাক+সই প্র.]।

টাক্হাতা=[নো]—বি. টাকাপাতা, গোলাকার পাতা বিশেষ ॥ [দেখ টাকা পাতা]।

টাখানো=[সি]—ক্রি. অস্থায়ী ভাবে কোন কিছু করা ॥ গরুর্ বেরাডা টাখ্যা রাখ। [টাক (নাম ধাতু)+আনো প্র.]।

টাখোয়া=[রা, দি]—বি. ছোট শামুক ॥ টাখোয়া হাঁশের্ খাদ্য।

টাখ্=[সি]—বি. বাঁশের বেতের তৈরী তাক ॥ টাখে বালিশ্ থও। [< তাক طاق আং]।

টাগা=[ফ,ম]—বি. তিল, মরিচ প্রভৃতি গাছের শুকনো খড়ি ॥

২=[নো]—ক্রি. খাওয়া, ধূমপান করা ॥

৩=[চট্ট]—বি. টাকা ॥ [<টাকা]।

টাগাই=[ঢা]—বি. কচুরিপানা ॥ গরুর্ লাইগ্যা টাগাই আন্। [দেখ টগর্]।

টাগারি=[চা]—বি. কাঠের থালা ॥ টাগারিত্ ডাইল্ খো।

২=[ম]—বি. রামদা ॥

টাগার্=[চট্ট]—বি. তরকারীর ঝোল

টাঁগে=[পা, কুম]—বি, কচুরি পানা ॥ টাঁগের দানের খতি করে। [দেখ টগর্]।

টাগ্‌দরা=[চা]—বিণ. একটানা, প্রখর ॥ টাগ্‌দরা রৈদে বাবি কৈ। [<তাক ধরা]।

২=[চা]—ক্রি. স্থির হইয়া থাকা, চোখ উলটাইয়া থাকা ॥ চিঁকুকর্ লিয়া পোলাডা টাগ্ দৈরা রৈসে। [পূর্বে দেখ]।

টাগ্‌রা=[রা]—বি. মুলো, খোঁড়া ॥ টাগ্‌রাকে কৈ পাঠালে? [অনু.]।

২=[ফ, বা]—বি. মুখ গহ্বরের উপরিভাগ ॥ টাগ্‌রাত্ কাডা বিন্দসে। [<টাকরা]।

৩=[চা]—বি. বোধশক্তি ॥ সে টাগ্‌রাসারা মানুশ্। [<তাক (=অনুমান)+রা প্র.]।

৪=[বা]—বি. গলা ॥ বেশি ॥ কত কৈলে টাগ্‌রা সিরয়া হালাইমু। [<টাক্‌রা]।

টাটক্=[রং]—বি. ভোজবাজী বাদ্যারা টাটক্ দেখাইতে উছতাদ।

টাটা=[রা,ব]—বি. ছোট শামুক ॥ হাঁশে টাটা খায়।

২=[ফ]—বি. লোহার তৈরী ত্রিফলা অস্ত্র বিশেষ ॥ টাটা দিয়া মাস্ মারে।

৩=[খু]=বি. বিজলী, বজ্র ॥ কালা মেঘে টাটা পড়ে। [<ঠাডা<স্তব্ধ সং]।

টাটুয়া=[সি]—বি. রশি তৈরীর উপকরণ বিশেষ ॥ টাটুয়ার্ রশি মজবুত অয়।

টাটুয়া দেওয়া=[বা]—ক্রি. অত্যন্ত শক্ত হওয়া ॥ মাটি শুকাইয়া টাটুয়া দিয়া গেসে।

টাটি=[রা, দি, রং]—বি. বেড়া ॥ টাট্টী হিং]।

২=[খু]—বি. পায়খানা ॥ টাটিতে লোক্ আসে। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৩=[ক]—বি. উচুঁ জায়গা ॥ বর্ষায় টাটির উপ্‌রে ছিয়াল্ থাহে। [<তটী (=উচ্চস্থান)]।

টাটির্ দিকে যাওয়া=[কু]—ক্রি. পায়খানা প্রস্রাব করিতে যাওয়া ॥ [<টাট্টী হিং+র+দিকে যাওয়া]।

টাইট্=[সি]—বিণ. শক্ত ॥ অত টাইট্ অওয়া বালা না। [<টাইট tight ইং]।

২=[সি]—বি. ছালার কাপড় ॥

টাইটকা=[রা]—বি. ঘেরাও করিয়া মাছ ধরিবার জাল ॥ টাইটকা দিয়া রুই ধরে।

টাটকি=[কুম]—বি. পায়খানা ॥ টাটকিত্ গিয়া আইগ্যা আয়। [<টাট্টি (বর্ণ বিপর্যয়)<টাট্টি হিং]।

২=[ম]—বিণ. অযথা, বাজে ॥ টাট্‌কি তর্ক সাইরা দেও।

টাটকিনি=[পা]—বি. এক প্রকার ছোট মাছ ॥ টাটকিনি মাস্ খেতে মযা।

টাটটা=[সি, চা]—বিণ. শক্ত ॥ টোটটা গুয়া।

টাটটা পাতা=[বা]—বি. গোলপাতা ॥ টাটটা পাতার্ গর্ বেশ্ টিকে।

টাটটি=[সি, রা]—বি. বাঁশের বেড়া ॥ দেখ টাটি]।

টাটটু=[সি]—বি. শক্ত সুপারী ॥

টাটমানষা=[ম]—বিণ. রীতিমত হৃষ্ট পুষ্ট ॥ তার্ শরির্ বেশ্ টাট্‌মানষা। [<তাঁত (<তন্ত্র সং)+মাজা। সুতার ন্যায়; অর্থ প্র.]।

টাটরি=[রা]—বি. অচেতন ॥ এক্ লাঠিতে গরুটাক টাটরি লাগাছে।

টাডাইয়া থাকা=[চা]—বিণ. না খাইয়া থাকা ॥ হারা দিন্ টাডাইয়া থাইক্যা হাযে খাইতে আইসি।

টাডানো=[চা]—ক্রি. ডাকাডাকি করা ॥ খামাকা এত টাডাস্ ক্যারে। [<টাটা অনু.+আনো প্র.; নামধাতু]।

২=[ব]—বি. ব্যথা করা ॥ শিং মাসে কাডা দিলে টাডায়। [<টাটানো]

টাডাল্=[নো]—বি. অবিচারী, অবিবেচক ॥ টাডালের্ আতে টিয়া গলে হাইতা ন। [দেখ টাউডাল্]।

টাডি=[কুম, সি, চা]—বিণ. শক্ত ॥

টাড্ডু=[চট্টি]—বিণ. শক্ত ॥ টাডু ধমকে লায় ন এটৈ।

টাড়িং=[রং]—বি. গ্রাম ॥ এই টাড়িং লোক্ গুলি ধনি।

টানা=[খু]—বিণ. উঁচু ॥ বুরুঁটা টানা হয়েসে।

টানা আস্‌লি=[সি]—বি. অভাব অনটন ॥ আমার কোন্ টানাআস্‌লি নাই।

টানাই যাওয়া=[খু]—ক্রি. কড় হওয়া, বেশী শুকাইয়া যাওয়া ॥ ধান্‌গুলি রোদে টানাই গেসে।

টানাইয়া মানাইয়া=[কুম]—ক্রি. বিণ. নির্খুঁতভাবে ॥ কতাডা টানাইয়া মানাইয়া কও।

টানাকাচি=[চা]—বি. কাস্তে কাচি ॥

টানা খিচা=[চা]—বি. অভাব অনটন ॥ খুব্ টানা খিচার্ মৈদ্যে দিন্ কাটাই। [<টানা+খিচা]।

টানা খিচা করা=[ম]—ক্রি. সেবা করা ॥ অশুখের্ শময় টানাখিচা করে কে? [দেখ টানাপিচা]।

টানা দেওয়া=[ফ, চা]—ক্রি. শক্ত করিয়া বাঁধা ॥ গাস্‌টাত্ টানা দেও। [অর্থ প্র.]।

টানালো=[সি]—ক্রি. বাড়া ॥ আইষ চাইলের বাযার্ টানাইসে।

২=[ম]—ক্রি. খোঁড়ানো ॥ সেরাডা টানাইয়া চলে। [(পা)টানিয়া চলা অর্থে]।

টানান্=[পা]—বি. অহঙ্কার, গর্ব ॥ ইরাটার্ বড় টানান্।

টানা পথ=[পা]—বি. লম্বা পথ ॥ এই টানাপথে যাবু না।

টানা বড়শি=[পা]—বি. লম্বা ডোর-বিশিষ্ট বড়শি ॥ টানা বড়শিতে কাতুনা লাগে না।

টানামানা=[কুম]—বি. অভিমান তানবাহানা ॥

টানাশ্=[সি]—বিণ. গরম মেজাজের ॥ মাইয়াডা বর টানাশ্। [টান আঁশ]।

টানা হ্যাচ্‌'রা করা=[চা]—ক্রি. সেবা যত্ন না করা, অযত্নে রাখা ।। [<ঠানা হেঁচড়া]।

টানি=[চা]—বি. ঘুড়ি উড়াইবার সুতা ।। [<তানা স্থিং]।

২=[রা]—ক্রি. বিণ. দিকে ।। [< স্থান+ই প্র.]।

টানি যাওয়া=[সি]—ক্রি. বেশী শুকাইয়া যাওয়া ।। রৈদে দান্ টানি গেসে। [অর্থ প্র.]।

টানি যাগা=[চা]—বি. উঁচু জায়গা ।। টানি যাগাত্ পানি উঠে না।

টানে=[ব, রা]—ক্রি. বিণ. দিকে ।। বাড়ির্ টানে পথ্ ছাড়ায় (রা)। [< [স্থান+এ প্র.]।

টান্=[সি]—বি. চেষ্টা ।। গরেব্ সানি দিবার্ টান্ নাই।

২=[সি]—বিণ. সেয়ান, চালাক ।। মাইয়াডা বর টান্।

৩=[রা]—বি. দুভিক্ষ ।। দেশে খুব্ টান্। [=টানাটানি]।

৪=[চা]—বি. চাহিদা ।। আইয্ বাযারে মাসের্ খুব্ টান্।

৫=[ম]—বিণ. উঁচু ।। টান্ যাগাত্ দান্ বালা অয়্ নাই।

৬=[য]—বি. অভ্যাস ।। ভোরে উঠা তার্ টান্ হযে গেসে।

টান্‌কা মারা=[বা]—ক্রি. বিস্মিত হওয়া ।। টান্‌কা মার্‌লি দেখে?

টান্‌টা=[য, ম]—বি. বিরক্ত ।। এত টান্‌টা শয্য হয় না। [<তাণ্ডব সং]।

২=[ম]—বি. মুশকিল ।। কান্‌টায় বাযাইল্ টান্‌টা। [পূর্বে দেখ]।

টান্ টান্=[সি]—বিণ. কর্কশ ।। লোক্‌টা বর টান্‌টান্ কত্তা কয়।

টান্‌টুন্=[সি]—বিণ. কিঞ্চিৎ, সামান্য ।।

টান্‌ঠা=[চা]—বি. বোঝা ।।

টান্‌ডল্=[ম]—বি. জুয়াচোর ।। ডাহাত্ বহুত্ টান্‌ডল্ আসে। [দেখ টাউডাল্]।

টান্‌ডা=[চা]—বি. হিড়িক, বিরক্তি ।। এত টান্‌ডা বালা না। [দেখ টান্‌টা]।

২=[চা, কুম]—বি. অভাব, দুরবস্থা ।।

৩=[ফ]—বি. পরিশ্রম ।। এত টান্‌ডা কার্ লাইগ্যা!

৪=[সি]—বি. গরজ ।। আমার্ টান্‌ডা নাই। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

টান্ দেওয়া=[কুম]—ক্রি. দোহন করা ।। আমি গাইডা টান্ দিয়া আছি। [অর্থ প্র.]।

টান্ দেখানো=[ম]—ক্রি. গরিমা করা ।। এত টান্ দেহাও ক্যারে? [অর্থ প্র.]।

টান্ ধরা=[পা]—বিণ. কমা ।। পানি টান্ দৈর্‌চে'।

টান্‌না টুন্‌নো=[রা]—ক্রি. বিণ. কোনরকমে ।। টান্‌না টুন্‌না দশ্‌টাকা যোগাড় কর্‌ছি। [<টেনে টুনে< টানিয়াটুনিয়া]।

টান্‌নাত্, টান্‌নোত্=[রং]—ক্রি. বিণ. ছটফট ।। কোন কথা কৈলে টান্‌নাত্ টান্‌নাত্ করি উঠে। [অনু.]।

টান্ পৈক্‌রি=[চা]—বি. পূজার উপকরণ ।।

টান্‌পোরা=[চা]—বিণ. বেশী পোড়া ।। পাইল্যাডা টান্‌পোরা। [< টান পোড়া]।

টান্‌বাক্=[ম]—বি. আমাশয় ।। [< টান=কষা+পাক]।

টান্ মানা=[চা]—ক্রি. অভাব পূরণ হওয়া ।। চাতের্ মোন্ চাউলে মাশে টান্ মানে না।

টান্ মারা=[চা]—ক্রি. সুর ধরা, তান ধরা ।। এত রাইতে কেরে বাশিত্ টান্ মারল?

টাপর্=[রা, রং]—বি. ছৈ ।। নাওয়ের টাপরের্ তলে বৌ আছে।

২=[দি]—বি. টোপর ।। টাপরটা ভাংগি গেছে। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

টাপল্ করা=[চা]—ক্রি. গল্প করা ।।

টাপা=[ফ]—বি. মুরগী ঢাকিয়া রাখার বড়ো পলো ।।

২=[কুম]—বি. বাঁশের তৈরী পাত্র বিশেষ ।। বন্দের্ থাক্যা এক্ টাপা গাপ্ আন্।

৩=[কু]—বি. বিয়ের ছাদনা ।। [দেখ টাপর্]।

৪=[রা, পা]—বি. ছই ।। [দেখ টাপর্]।

টাপানো=[সি]—ক্রি. কুড়ান ।। আম্ টাপাও।

২=[রা]—ক্রি. দৌড়ানো ।। টাপাতে টাপাতে জাও।

টাপ্‌রি=[য, ফ, পু]—বি. ছোট ভাড়াটে নৌকা ।।

টাপ্‌রিয়া নাও=[বা]—বি. এক ব্যক্তি চালিত ক্ষুদ্র নৌকা ।।

টাপ্‌রে=[খু]—বি. ছোট নৌকা ।।

টাপে টোপে=[খু]—ক্রি. বিণ. কানায় কানায় ।। ভাড়্‌টা টাপে টোপে ভত্ত্ ভরতি। [অনু.]।

টাপোর্=[রা]—বি. গরুর গাড়ীর ছই ।। [দেখ টাপর্]।

টাপ্=[রা]—বি. দৌড় ।। চোরে টাপ্ দিল্।

টাপ্‌টুপ্=[পা]—বিণ. নিস্তব্ধ ।। [অনু.]।

২=[চা]—বি. মৃদু শব্দ ।।

টাপ্‌পর্=[রা]—বি. ভীড় ।।

টাপ্‌পোর্=[বা]—বি. গরুর গাড়ীর ছই ।। [দেখ টাপর্]।

টাফ্‌রা=[কুম]—বি. বেড়া উচুঁ করিবার ছোট খুটি ।। টাফ্‌রাডা বওয়াও।

টাফ্=[বা]—বি. ঝোপ ।। মুরগির্ টাফে শিয়াল্ ঢুকছে। [দেখ টাপা]।

টাবর্=[রং]—বি. গাড়ির ছই ।। [দেখ টাপর্]।

টাবা=[ম, চা]—বি. হাঁস মুরগী বন্ধ রাখার জন্য বাঁশের তৈরী খাঁচা ।। [দেখ টাপা]।

টাবি=[য]—বি. লজ্জা ।। তার্ টাবি নাই।

টাবানো=[কুম]—ক্রি. মাছের শ্বাস ফেলিবার শব্দ করা ।।

টাব্দ=[ম]—বিণ. ছোট ।।

টাবুরা=[রা]—বি. ভাড়া নৌকা টাবুরা ছাড়া জাওয়া জাবে না। [দেখ টাপুরিয়া]।

টাবুরিয়া=[য]—বি. যাত্রিবাহি ছোট নৌকার মাঝি ॥ [দেখ টাপুরিয়া নাও]।

টাবুরে=[রা, খু]—বি. এক মাল্লার নৌকা ॥ [দেখ টাবুরিয়া]।

টাবৈর্=[ফ]—বি. কচুরি পানা ॥ খালে টাবৈর্ ববা।

টাবোট্=[রা]—বি. মাছ বিশেষ, টাকি মাছ ॥

২=[রা]—ক্রি. বি. উপরের দিকে লম্ফ প্রদান ॥

টাব্‌গি=[চা]—বি. ফাঁকি ॥ হেরা যবর্ টাব্‌গি দিতারে।

টাব্‌গি টুব্‌গি=[বা]—বি. রসাল কথা ॥ হের্ খুব্ টাব্‌গি টুব্‌গি যানে। [অনু.]।

২=[পা]—বি ফাঁকি ঝুকি ॥ তোমার্ টাব্‌গি টুবগি বেবাকে বুঝি।

টাব্‌বর্=[রং]—বি. গাড়ীর ছই ॥ [দেখ টাপর্]।

টাব্‌বানো=[কুম]—ক্রি. পানিতে আঙুল দিয়া আওয়াজ করা ॥ [অনু.]।

টাব্‌বাল্=[নো]—বি. প্রতারক ॥ টাব্‌বালের্ হাল্‌নাত্ হড়িস্ না। [দেখ টাউডাল্]।

টাব্‌বুশ্=[কুম]—বিণ. অবাক। [অনু.]।

টাব্‌বুশ্ খাই যাওন্=[চট্ট]—ক্রি. বিস্মিত হওয়া, হতভম্ব হওয়া ॥ তার্ সাহসের্ কথা হুনি টাব্‌বুশ্ খাই গেলাম্।[অনু.]।

টাব্‌রা=[খু]—বি. খাঁচা ॥ মুর্‌গি টাব্‌রাত্ রাখ। [দেখ টাবা+রা প্র.]।

টাব্‌রি নৌকা=[খু]—বি. এক মাল্লাই নৌকা ॥ [দেখ টাবুরা]।

টামি=[কুম]—বি. বাড়ী ॥ হেতে টামিতে আসে।

টামিটুমি=[বা]—বি. গৃহস্থালির ছোট খাট দ্রব্যাদি ॥ সংসারে টামিটুমি লাগে। [অনু.]।

টায়্=[রং]—বি. একপ্রকার আম ॥

২=[দি, রা]—বি. পিয়ারা ॥ মোক একটা টায় দে না।

টায়্‌টুমি=[রা]—বি. ছেলেদের ছোট ঢোল ॥ গরুর্ ভুরি দিয়ে টায়্‌টুমি বানায়। [অনু.]।

টায়্‌নি=[রা]—বি. ছোট কোদাল ॥

টায়্‌ট্=[খু]—বি. ছোট বেড়া ॥

টায়র্=[চট্ট, নো]—বি. নজর, লক্ষ্য ॥ [<ঠাহর]।

টায়্ টান্‌ডা=[সি]—বি. অভাব, অনটন ॥ লোক্‌টার্ কোনু টায়্‌টান্‌ডা নাই। [<টায় (অনু:)+তাণ্ডব সং]।

টায়্ টায়্=[ফ]—ক্রি. বিণ. হুবহু ॥ তার্ সাথে আমার্ কতা টায়্‌টায়্ মিলে।

২=[চা]—ক্রি. বিণ. ফাঁকে ফাঁকে, মাপে মাপে, ঠিকমত ॥ ওয় খালি টায়্‌টায় থাকে।

৩=[রা]—ক্রি. বিণ. অনতিরিক্ত, সমান সমান ॥ চাদর্‌টা বিছানার্ টায়্‌টায় লেগেছে।

টায়ে টায়ে=[কুম]—ক্রি. বিণ. সমান সমান ॥ কাপড় টায়ে টায়ে ঐসে। [দেখ টায় টায়্৩]।

টায়্‌রা=[খু]—বি. চোয়াল ॥ আমার্ টায়্‌রাত্ কাঁটা ফুটসে।

২=[কুম]—বি. কপালের অলঙ্কার ॥ টায়্‌রাডা শুন্দর্। [<tiara ইং]।

টায়া আলাখি=[য]—বি. অলি জিহ্বা ॥ তার্ টায়া আলাখি কাট [<টাকরা+আলজিভ]।

টারাটারি=[কুম, সি]—বি. প্রতিযোগিতা, শত্রুতা ॥ দুই বাইয়ে খুব টারাটারি। [অনু.]।

টারানো=[বা]—ক্রি. খিল ধরা, অনুভূতিহীন হওয়া ॥ বারে আত্‌পাও টারাইয়া গেসে।

টারাশ্ টারাশ্=[পা]—অব্য. বিকট শব্দ বিশেষ ॥ [ধ্বন্যা.]।

টারি=[রং]—বি. পাড়া ॥ টারি বেড়াবার্ গেছিনু।

টার্=[রং]—বি. কাপড় রাখিবার বা শুকাইবার উপকরণ বিশেষ ॥

টার্‌কা টার্‌কি=[য]—বি. সলা পরামর্শ ॥ [<তর্কাতর্কি]।

টার্‌কিশ্=[পা]—বি. পাটের সুতা কাটিবার যন্ত্র ॥ [<তারকশ্ تارکش ফা.]।

টার্‌গা=[চট্ট]—বি. জিহ্বার মূল অংশ ॥ টার্‌গাত্ কাটা বিন্‌ধে। [<টাকরা]।

টার্‌হান্=[কুম]—বি. প্রতিমা ॥ [<ঠাকুরানী]।

টালক্=[পা]—বিণ. ঠাণ্ডা ॥

টালন্=[চট্ট]—ক্রি. কাটান ॥ তারা কন্ রখমে দিন্ টাইল্‌ত।

টালা=[রং, পা]—বি. বেতের তৈরী মাপিবার পাত্র ॥

২=[কু, পা]—বি. ঠাণ্ডা, শীত ॥

৩=[চা]—বি. শাক ॥ কমুরা পাতার্ টালা বর মযা।

৪=[নো]—বি. ভাজা ॥

৫=[পা, য]—বিণ. স্বচ্ছ ॥ টালা ফডিকের্ মত পানি।

৬=[পা]—বি. সদ্যোজাত শিশু ॥ টালাটুলির্ মুখত্ মদু দেও।

৭=[রা]—বি. জংলা ॥

৮=[কুম]—বি. মুরগি রাখিবার বাঁশের খাঁচা ॥ বাবারতে একটা টালা আইনা।

৯=[নো]—বি. মাথাল ॥ মাঝিরা টালা মাতাত্ দেয়।

টালাই=[খু]—বি. ছোট লম্বা নৌকা ॥

টালাটাল্=[চট্ট]—বিণ. প্রচুর ॥ গাসত্ টালাটাল্ আম্ ধৈর্‌গে। [<টাল হিং]।

টালানো=[রা, দি]—ক্রি. মাথায় চাঁটি মারা ॥

২=[য]—ক্রি. বাছিয়া লওয়া ॥

৩=[রং]—ক্রি. ঠেলিয়া ফেলা ॥ আরে টালি বাইর্ করি দে। [<টাল প্রা, বাং ; তুঃ টাল্‌না হিং]।

৪=[বা]—ক্রি. একটু একটু নাড়া দেওয়া ॥ পায় দিয়া টালাও কেন্ ? [পূর্বে দেখ]।

৫=[ফ]—ক্রি. জমিতে অল্প মই দেওয়া।

টালি=[কু, রা]—বি. ঠেলাগাড়ী ॥ [দেখ টালানো৩]।

২=[বা]—বি. মাটির ছোট পাত্র বিশেষ ॥ গুরের্ টালি।

৩=[কু]—বি. স্তূপ ॥ কচু'রির্ টালিতে শার্ হয়। [<টাল হিং+ই প্র.]।

৪=[পা]—বি. গণনার জন্য ব্যবহৃত বাঁশের শলাকা ॥ বস্তা নামাইতে টালি দরিও।

টালিবালি=[য, য]—বি. টালবাহানা ॥ টালিবালি বাদ্ দিয়া টাকা দিবে কি না বল্। [অনু.]।

টাল৪মাল৪=[য]—ক্রি. বিণ. ভীতমনে এদিক ওদিক তাকান ॥ টালুমালু করিশ্ কেন্ ? [অনু.]।

টালোক্=[পা]—বিণ. ঠাণ্ডা, শান্তশিষ্ট ॥ মাওয়ালুটা টিলোক্; টালোক্ পানি।

টাল্=[রা]—বি. তরমুজের জমি ॥ টালে বেশি তরমুজ্ নেই।

২=[য,চা,কু,বা]—বি. গাছের মাচান ॥ [<টল সং, অর্থ প্র.]।

৩=[কুম]—বি. থৈ ॥ খাল চেঁ'নে টাল্ দেয় না।

৪=[বা]—বি. বাঁকা ॥ কদুগাসের্ টাল্ পর্‌য়া গেসে। [<টল সং; অর্থ প্র.]।

৫=[চট্ট]—বিণ. বেশী, অনেক ॥ [<টাল হিং]।

৬=[কুম]—বি. স্তূপ ॥ গোবরের্ টাল্। [<টাল হিং]।

৭=[চা, ফ, কুম]—বিণ. ঠাণ্ডা ॥ টাল্ পানি।

৮=[পা]—বি. বাজি বা ফুটির চাষ ॥ এবার্ টাল্ আবাদ্ বাল হয়েসে।

৯=[ম,য]—বি. বাগান, ক্ষেত ॥ টালে গোলাপ্ গাস আসে।

১০=[কু, পা]—বিণ. বাঁকা ॥

টাল্‌কা=[ম, চা]—বিণ. ঠাণ্ডা, শীতল ॥ টাল্‌কা পানি।

টাল্‌কি=[রা]—বি. শীত ॥

২=[ফ]—বিণ. চুপ, নিস্তব্ধ ॥

টাল্‌কি মারা=[পা]—ক্রি. নীরবে থাকা ॥ সে আমার্ কথায় টাল্‌কি মারসে। [দেখ টাল্‌কি২]।

টাল্‌টক্‌কর্=[ম]—বি. বিবাদ ॥ কি কর্তায় আবার্ টাল্‌টক্কর্ লাগ্‌ল ?

টাল্‌টি বাল্‌টি=[মা, ঢা]—বি. টালবাহানা, ফাঁকিবাজী ॥ টাল্‌টিবাল্‌টি কৈরা কয়দিন্ চ'ল্‌বি। [অনু.]।

টাশ্=[বা]—বি. তাস ॥ হামার্ টাশ্ খেলার্ অভ্যাশ নাই। [<তাস]।

টাশ্‌কা=[ম]—ক্রি. বিণ. অজ্ঞান ॥ টাশ্‌কা মার্‌য়া পর্‌ল কেডা ?

টাশ্‌কা লাগা=[পা]—ক্রি. অবাক হওয়া ॥ [দেখ টাশ্‌কা; অর্থ প্র.]।

টাশ্‌কি=[ঢা]—বি. হতবাক, অবাক ॥ হের্ কতা হুইন্যা টাশ্‌কি লাইগ্যা গেসি। [দেখ টাশ্‌কা লাগা]।

টাশ্‌কি লাগা=[কুম, ঢা]—ক্রি. হঠাৎ মাথা ঘুরিয়া যাওয়া, অবাক হওয়া ॥ [দেখ টাশ্‌কা লাগা; অর্থ প্র.]।

টাশ্ খাওয়া=[পা]—ক্রি. আশ্চর্যান্বিত হওয়া ॥ তার্ কথায় টাশ্ খাইলাম্।

টাশ্‌টাশ্=[চা]—ক্রি. বিণ. স্পষ্ট করিয়া, উচ্চস্বরে ॥ টাশ্‌টাশ্ কৈরা পর্। [অনু.]।

টাশ্ লাগা=[খু]—ক্রি. বিণ. শ্বাস রুদ্ধ হইবার উপক্রম হওয়া ॥ কাদতে কদ্‌তে টাশ্ লেগেসে।

টাহর্ পাওয়া=[কুম]—ক্রি. বুঝিতে পারা ॥ কেম্‌নে টাহর্ পাইলা ?

টাহা=[য, খু]—বি.<টাকা ॥

টাহি=[ঢা]—বি. এক প্রকার মাছ ॥ টাহি মাস্। [<টাকি]।

টাহ৪নি=[ম]—বি. চুক্তি ॥

টাহ৪রি=[কুম]—বি. জিন, ভূত ॥ হিতারে টাহরিয়ে পাইসে। [ঠাকুর+ই প্র.; অর্থ প্র.]।

টাহ৪র্=[ম]—বি. রশি, সুতা পাকাই-বার যন্ত্র বিশেষ। [দেখ টাহৈর্]।

টাহৈর্=[ব]—বি. টাকু, নাটাই ॥ টাহৈর্ দিয়া সুতা পাকায়। [<টাকুর<তর্ক্ সং+র প্র.]।

টাহো=[য, খু]—বি. টেকো, যাহার মাথায় টাক আছে ॥ [<টাক+ও প্র.]।

টি

টিউকল্=[খু]—বি. নলকূপ। [<টিউবওয়েল tubewell ইং]।

টিউনি=[চট্ট]—বি. টিকি, ঝুঁটি ॥ সোড মাইয়া টিউনি বাহে। [<টিকি+নি প্র.]।

টিওর্=[রা]—বি. মেছুয়া, মাছ ব্যবসায়ী ॥ টিওর্ পাড়া। [<তিয়র<ধীবর সং=হীনজাতি বিশেষ, মৎস্যজীবী]।

টিংগা=[ফ]—বিণ.টক॥ টিংগা বোরৈ।

টিংটিংগা=[রং]—বিণ. উঁচু ॥ ধানের্ আঁটিগুলা টিংটিংগা করি বাধ্।

টিংরা=[রা]—বিণ. যে অধিক বাছ-বিচার করে ॥ টিংরা মানুশেক্ নিয়েই জতো মুশকিল্ রে।

টিংরি=[রা]—বি. সাহস, ক্ষমতা ।। তোর এদ্দুর টিংরি হ'চে হামাক মারবি।

টিংশা=[রা]—বি. হিংসা ।। টিংশের শমান্ পাপ্ নাই । [<হিংসা]।

টিঁইরি=[চট্ট]—বি. এক মুখবিশিষ্ট চুলা ।। টিঁইরি চুনাত্ রানন্যা দেবি ঐব ।

টিঁয়ন্=[চট্ট]—ক্রি. টিকিয়া থাকা ।। বিনিশ্ ইয়ান্ টিঁয়িব্‌বো । [<টিকন]।

টিঁয়া=[চট্ট]—বি. টাকা ।। 'টিঁয়া গাড়া যগত্ দিয়া ।' [<টাকা]।

টিঁহি=[য]—বি. ঘরের টুই ।। টিঁহিরপর বৈশা কি কর ? [<টিকি]।

টিকর্=[রা]—বি. সমতল মাঠের মধ্যস্থিত উঁচু অংশ ।। টিকরে গরু চ'রায় । [টিকরা <তুঙ্গরা<তুঙ্গ সং রা প্র ; অর্থ প্র.]।

২=[রং]—বি. নদীর পাড়ের উঁচু জায়গা ।। [পূর্বে দেখ]।

৩=[বু]—বি. মাথার তালু ।। তার্ টিকর ডিল্ পড়্‌সে । [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

টিকা=[রং]—বি. পাছা, গুহ্যদ্বার ।। টিকাতে ঘা হচে ।

২=[সি, কুম]—বি. মাথার অলঙ্কার ।। [<টিকা হিং]।

টিকাটি=[সি]—বি. শিকারের জন্য বাঁশের তৈরী যন্ত্র বিশেষ ।।

টিকাপনা=[ব]—বি. এক প্রকার ভেষজ গাছ ।।

টিকারা=[পা]—বি. ডঙ্কা ।। নৌকা বাইচে'র টিকারা বাজ্‌সে ! [টিকারা হিং]।

টিকি=[সি]—বি. টিকা ।। টিকি বালাইয়া তামুক্ খায় । [<টিকিয়া হিং]।

২=[ব]—বি. স্তূপ ।। ময়লার টিকি কালাইয়া দাও ।

৩=[পা]—বি. চালের উপরের প্রান্ত ।। চ'ওরি ঘরের চা'রটা টিকি হয় । [দেখ টিঁহি]।

টিকিতে ঠেকা=[পা]—ক্রি. শেষ সীমায় পৌঁছানো ।। [দেখ টিকি৩ ; অর্থ প্র.] ।

টিকিরা=[দি]—বি. পাছা ।। গরুটির্ টিকিরায় গোশত্ নাই ।

টিকোষি=[চা]—বি. চায়ের কেতলী ঢাকিয়া রাখার কাপড় ।।

টিকোর্=[বং]—বি. উঁচুস্থান ।। ঐ টিকোরে উইয়ের ঢিবি আছে । [দেখ টিকর্]।

টিক্=[য]—বি. বেড়া উঁচু করিবার জন্য ব্যবহৃত উপকরণ ।। বেড়ার নিচে টিক্ না দিলে বেড়াত্ উলু ধরে । [< ঠেক্]।

টিক্‌কা=[চট্ট, চা]—বি. তামাক খাওয়ার একপ্রকার চেপ্টা কালো আগুনী ।। টিক্‌কা যালাই তামু খাও ।

ক্‌কা মারা=[য]—ক্রি. পরের উপর ভর করিয়া চলা ।। তুই কেবল্ টিক্‌কা মারার্ তালে আচিস্ । [<টেক্কা মারা]।

টিক্‌কিশ্, টিক্‌কিশ্=[বং]—ক্রি. বিণ. থামিয়া থামিয়া ।। মাথা খালি টিক্‌কিশ্ টিক্‌কিশ্ করি বিশায়ছে । [অনু.]।

টিক্‌কৈর্=[চা]—বি. স্তূপ ।। এক্ টিক্‌কৈর্ মাড়ি । [দেখ টিকর্ ; অর্থ প্র.]।

টিক্‌টিকা=[য]—বিণ. অতি উচ্চ ।। গরুড়া যবোর্ টিক্‌টিকা । [টিক্‌টিক অনু. + আ প্র. ; অর্থ প্র.]।

টিক্‌টিকি=[রা]—বি. শীর্ষ দেশ ।। গাছের্ টিক্‌টিকিতে একটা পাখি বশে আছে ।

টিক্‌টিহি=[পা]—বি. কাঠগড়া ।। টিক্‌টিহির্ পর্ খাড়া হয়া মিথ্যা কথা কৈতে পার ? [দেখ টিক্‌টিকি]।

টিক্‌না=[রা, ক]—বি. গো-মহিষাদির পায়ের উপরের অংশ, কোমর ও মলদ্বারের মধ্যস্থল ।। টিক্‌নার্ হাড় নরম্ চিবাইয়া খাইতে মজা (রা) ।

টিক্‌নি=[নো]—বি. অবিন্যস্ত কেশ, খোঁপা ।। কথা না হইন্‌লে তার্ টিক্‌নি ধৈরা নৈয়া আয় । [<টিকি+নি প্র.]।

টিক্‌মারা=[ম]—ক্রি. চুপ করা ।। টিক্ মাইরা বৈয়া থাক্ ।

টিক্‌রা=[সি, কুম]—বিণ. ছোট, কচি ।। টিক্‌রা আমের্ বরতা মজা ।

২=[বং]—বি. গুহ্যদ্বার ।।

৩=[বং]—বি. রুটি ।। টিক্‌রা দুই-খানা খা ।

৪=[বং]—বি. চর ।। নদিতে নতুন্ টিক্‌রা পড়েছে ।

টিক্‌রি=[বং]—বি. নদীর চর ।। ঐ টিক্‌রিটাতে জাবার্ পাবু কি ? [দেখ টিক্‌রা৪]।

২=[ম]—বি. চুলা ।। ছৌরি বৌয়ে আলাপ্ করে টিক্‌রি পারে বৈয়া ।

৩=[কুম]—বি. টিকি ।।

৪=[রা]—বি. ছোট রুটি ।।

৫=[দি]—বি. লাফ ।। কি বল্‌চি না বল্‌চি না শুনতেই শে টিক্‌রি মেরে দাড়ালু ।

টিক্‌রে=[পু]—বি. মাথার তালু ।। রোদে হেটে আশে সেলেটার্ মাথার্ টিক্‌রে পুড়ে গেসে । [দেখ টিকর্৩ ; অর্থ প্র.]।

টিক্‌র্যা=[রা]—বিণ. উঁচু, অনাবাদী ।। টিক্‌র্যা জমি আবাদ্ না কর্‌লে দেশের্ অভাব্ মিট্‌বে না । [দেখ টিকর্ + আ প্র.]।

টিক্‌লি=[রা]—বি. টিপ ।। মেয়ের্ কপালে সিন্দুরের্ টিক্‌লি । [<টিকা +লি প্র.]।

টিক্‌শানো=[পা]—ক্রি. স্থির হওয়া, স্থায়ীভাবে থাকা ।। একটু টিক্‌শা বশ, মনের্ কথা খুলে বলি ।

টিক্‌শে=[খু]—বিণ. খুব কড়া ।। টিক্‌শে রৈদ্ উঠ্‌সে । [<তিগ্<তীক্ষ্ণ+গা প্র.]।

টিগস্=[রা]—বি. টিকেট ।। শাবু দুই আনার্ টিগস্ দেন্ । [<টিকেট ticket ইং]।

টিগা=[চট্ট]–বি. টিকা ।। টিগা দিতার্ ন দৈর্‌লেও । [<টিকা]।

টিগিট=[ব]—বি. টিকেট ॥ একখান্ টিগিট্ দেন্। [দেখ টিগশ্]।

টিটি=[পা, রা]—বি. মোরগ মুরগী ॥ জামাই আল টিটি ধর (রা)। [অনু.]।

টিটি পকি=[রং]—বি. মোরগ ॥ [<টিটি পক্ষী ; ধ্বন্যা.]।

টিটি পক্কি=[রা]—বি. গৃহপালিত হাস মুরগী ইত্যাদি ॥ [দেখ টিটি পকি]।

টিটি পক্খি=[চা,পা]—বি. তিতির পাখী ॥ [<তিতির পক্ষী]।

টিটি পৈকের্ মতো=[ম]—ক্রি.বিণ. ইনাইয়া বিনাইয়া ॥ শে আমারে টিটি পৈকর্ মতো বুঝাইল্। [দেখ টিটি পকি]।

টিট্কেরি=[খু, য]—বি. উপহাস, ঠাট্টা ॥ গুরুযনের্ শংগে টিট্কেরি দিতে নেই। [<টিটকারি]।

টিট্ খাওয়া=[রং]—ক্রি. অস্থির হওয়া ॥ কিশোত্ তুই অতো টিট্ খাচিশ্ ?

টিট্টা=[পা]—বি. বি. পৃষ্ঠদেশ, ঘাড় ॥ তার্ টিট্টা ফুল্চে। [ঠড্ডা হিং=মেরুদণ্ড কিংবা টুটি=কণ্ঠদেশ]।

টিট্টাফুলা=[পা]—বি. গলাফুলা রোগ ॥ টিট্টাফুলা রোগে বুগ্তাসি।

টিট্টার্ মাটি=[পা]—বি. ঢেলা পাকানো গোলাকার মাটি বিশেষ ॥

টিট্টি=[চা]—বি. উঁচু স্থান ॥ সেরাডা টিট্টিত্ উঠ্সে পৈর্যা যাইব।

টিট্টিহি=[রা]—বিণ. পাতলা ॥ এত্টুকু টিট্টিহি ছেলে, তার্ আবার্ দাপট্। [অনু.]।

টিডিং টিডিং=[চা]—বি. তিড়ং বিড়িং ॥ রাখ, তোমার্ টিডিং টিডিং দেহামু। [অনু.]।

টিডি পৈক্=[চা]—বি. এক প্রকার ছোট পাখি ॥ 'টিডি পৈকের্ ডাকে শৈল্যে গোস্যা লাগে।' [<টিডি পক্ষী ; দেখ টিড্ডি]।

টিট্ডি=[ব]—বি. পঙ্গপাল, ফসলাদি নষ্ট করে এমন এক প্রকার পতঙ্গ ॥ খেতে টিড্ডি লেগেসে। [টিড্ডী হিং]।

টিনা=[রা]—বি. একজাতীয় ছোট জোঁক ॥

টিন্টিনে=[খু]—বিণ. রুগ্ন ॥ সাওয়াটা বড় টিন্টিনে। [অনু.]।

টিপা=[রং]—বি. কৃপণ ॥ তোর্ মত টিপা আর্ নাই। [<টিপ+ আ প্র. ; অর্থপ্র.]।

২ =[ব, রা]—বি. বাচ্চা, পোনা ॥ কৈএর্ টিপা খেতে শাদ্ নয়।

টিপাটিপি=[ফ]—বি. ইশারা ॥ টিপাটিপি কৈরা কিয়ের্ পরামর্শ কর ? [অনু.]।

টিপায়্ টিপায়্=[সি]—ক্রি. বিণ. গোপনে ॥ টিপায় টিপায়্ মাম্লা শারি লাও। [টীপনা হিং ; অনু. ; অর্থপ্র.]।

টিপালু=[বং]—বিণ. কৃপণ ॥ তোর্ মত টিপালু আর্ নাই। [দেখ টিপা]।

টিপি দেওয়া=[রং]—ক্রি. ইঙ্গিত করা ॥ তুই টিপি দিয়া ঝগড়া ল্যাগালু। [<টীপনা হিং]।

টিপিশাড়ে=[খু]—ক্রি. বিণ. আস্তে আস্তে ॥ টিপিশাড়ে গিয়া ধর্। [দেখ টিপি দেওয়া ; তুং চুপিসারে]।

টিপ্যা=[বা]—ক্রি. চাপ ॥ [<টিপনা হিং]।

টিপ্=[রা]—বি. চুঙ্গি, ফানেল ॥ তেল্ ঢাল্তে টিপের্ দর্কার্।

টিপ্কাটা=[খু]—বিণ. মাপে কম দেয় যে ॥ তুই বড় টিপ্কাটা লোক্।

টিপ্কারি=[চ]—ক্রি. বি. ইটের ফাঁক বন্ধ করণ ॥ আস্তর্ দেওনের কাম্ নাই টিপ্কারি দিয়া দেও। [<টিপ্পি প্রাং]।

টিপ্টিপা=[রা]—বিণ. যে কোন কিছু করিতে ইতস্তত: করে ॥ তুমি বড় টিপ্টিপা। [অনু.]।

টিপ্টিপি পানি=[ব, রা]—বি. গুড়ি গুড়ি বৃষ্টি ॥ টিপ্টিপি পানির্ মননি বের্ হওয়া বিপদ্ (ব)। [অনু.]।

টিপ্টিপে=[য, খু]—বিণ. যে ইতস্তত: করে ॥ লোক্টা বড় টিপ্টিপে। [অনু]।

টিপ্ দেওয়া=[চা]—ক্রি. বড়শী দিয়া মাছ ধরিবার সময় পানি নাড়িয়া মাছকে আমন্ত্রণ করা ॥ টিপ্ দিলে মাস্ দরে।

টিপ্নি=[ব]—বি. গাঁজার কল্কি ॥

টিপ্বাত্তি=[কুম, চট্ট]-বি. টর্চ লাইট ॥ টিপ্বাত্তিডা তোমার্ কালেনি ?

টিপ্ মারা=[বং]—ক্রি. চুপ করা ॥ মেয়েটা ভয়ে টিপ্ মেরে বশে আছে।

টিপ্রা=[চা]—বি. বাদ্যযন্ত্র বিশেষ ॥ টিপ্রাডা বাযাও।

টিপ্র্যা=[চা]—বি. গরুর গামলা, ধান সিদ্ধ করিবার পাত্র ॥ টিপ্র্যা পাইতা দান্ হিযাও

টিপ্লি=[বা]—বি. টিপ ॥ কপালে তার সোনার্ টিপ্লি।

টিফা=[সি]—বি. আঙুলের চাপ ॥ বেশ্ আত কেনে টিফা দিলায় ?

টিফ্নি=[সি]—বি. টিপ ॥ ইগুর্ গলাত্ কেনে টিফ্নি মার্গ ? [< টিপুনি]।

টিবা=[পা]—বি. খড়ের ছোট গাদা বা স্তূপ ॥

টিবানি=[ম]—বি. গুড়ি গুড়ি বৃষ্টি ॥ এই টিবানির্ মৈদ্যে নও যাই। [<টিপ্ পানি ; দেখ টিপ্টিপি পানি]।

টিবানো=[পা]—ক্রি. টিপা ॥ হাত্খান্ একটু টিবায়া দে। [<টীপনা হিং]।

টিবিন্=[য]—বি. টিফিন ॥ কিছু টিবিন্ দেন্। [<টিফিন tiffin ইং]।

টিবিশ্ টিবিশ্ করা=[বা]—ক্রি. বড়শির টোপ গিলিতে মাছের দেরী করা ॥ [অনু.]।

টিবে=[কু,পা]—বি. চোয়াল, গণ্ডদেশ ॥ ওর্ টিবেতে চিঁখুটে দিলে কে ? [টেবো <টাপুয়া=কোলা ; অর্থ প্র.]।

টিবে টিবে—[সি]—বিণ. প্রায় পূর্ণ ॥

টিব্টাব্ থাকা=[সি]—ক্রি. স্বচ্ছলাবস্থায় থাকা ॥ [অনু.]।

টিব্টার্=[সি]—বি. সুব্যবস্থা ॥ লোক্টার্ টিব্টার্ আসে। [অনু.]।

টিব্‌রা=[নো]—বি. কৃপণ॥ ইয়ান্ টিব্‌রা মাইন্‌শের্ কাম্ ন। [<টিপ্ +রা প্র.]।

টিমক্=[রা]—বি. গর্ব, অহঙ্কার॥ ঘরে নাই কিছু, আবার্ টিমক্ দেখ। [<টিমাক হিং ; দেখ টিমুক্]।

টিমা=[পা]—বি. পিপাসা॥ আবার্ টিমা লাগ্‌চে'।

২=[কুম]—বি. আটক, বাধা॥ হে গরুডা উডাইলে তুমি চি'মা দিয়া রাইখ্যা দিবা।

টিমিশ টামিশ্=[সি]—অব্য. ক্রি. বিণ. ইতস্ততঃ॥ অতো টিমিশ টামিশ্ করি কাম্ কর্‌তায় পার্‌তায় না।[অনু.]।

টিমুক্=[রা]—বি. অভিমান॥ বৌয়ে টিমুক্ করে বশে আছে। [< টিমাক হিং ; দেখ টিমক্]।

টিম্=[রা]—বি. টিন॥ টিমের্ দর্ কত? [<টিন tin ইং]।

টিম্‌টিমা=[রা]—বিণ. ক্ষীণ বা টিম-টিমে আলোবিশিষ্ট॥ হারিকেন্‌টা টিম্‌-টিমা কেন্? [অনু.]।

২=[ম, সি]—বিণ. ভরপুর॥ তার্ উগার্ দানে টিম্‌টিমা। [অনু.]।

টিম্‌টিমি=[কুম]—বি. ইশারা॥ মালিকের্ টিম্‌টিমি পাইয়া চো'র্ বাগ্‌সে।

টিম্‌টিম্যা=[চট্ট]—ক্রি. বিণ. ভরপুর॥ খাই পেট্ টিম্‌টিম্যা ঐয়ে। [অনু.]।

টিম্‌টিম্=[রং]—অব্য. এক প্রকার শব্দ॥ তোর্ প্যাট্‌টা কেন্ টিম্‌টিম্ করি বাজেছে? [অনু.]।

টিম্ মারা=[ম]—ক্রি. চুপ করা॥ টিম্ মাইর‍্যা কথা হোন্।

টিয়ক্ টিয়ক্ করা=[কুম]—ক্রি. ছট্‌ফট্ করা॥ মার্ মন্ পোলা মাইর‍্যার্ লাইগ্যা খালি টিয়ক্ টিয়ক্ করে। [অনু.]।

টিয়র্=[ম]—বি. জেলে॥ টিয়র্‌রা মাস্ ধরে। [<তেওর ; হীন জাতি বিশেষ]।

২=[রা]—বিণ. অবাধ্য, দুষ্ট॥ ছাওয়াটা বড় টিয়র্। [পূর্বে দেখ ; অর্থপ্র.]।

টিয়শ্=[নো]—বি. টিকেট॥ টিয়শ্ কিন্‌তে কত লাইগ্‌সে? [<টিকেট ticket ইং]।

টিয়া=[চট্ট]—বি. নিতম্ব, পাছা॥ তার্ টিয়াত্ ফোঁড়া ঐসে।

২=[চট্ট]—ক্রি. টিকা, টিকিয়া থাকা॥ মাটির্ পাতিল্ বেশি টিয়ে না।

৩=[কুম]—বি. উরুদেশ॥ তার্ টিয়াত্ দাউদ্ ঐসে।

টিয়াঠুইট্‌টা=[ঢা]—বি. সাপ বিশেষ॥ টিয়াঠুইট্‌টা শাপের্ বিশ্ নামে না। [মূল অর্থ—টিয়া পাখির মত যাহার ঠোঁট]।

টিয়ানো=[ঢা]—ক্রি. পরের ধন দেখিয়া হিংসা করা॥ পরের্‌ডা দেখ্যা টিয়াইলে কি ঐব?

টিয়ারা= [ঢা]—বি. কচি আম॥ টিয়ারার্ বর্‌তা বর মযা।

টিয়ে=[রা]—অব্য. টে (সম্বোধনে)॥

টিরট্=[সি]—বি. শক্ত সুতা বিশেষ॥ টিরট্ দি গেন্‌যি বানাইলে বৌত্ দিন্ যায়।

টিরি=[ম, নো]—বি. উনুন॥ টিরিত্ আগুন্ ধালা। [দেখ টির্‌হি]।

টিরিটিরি=[ক]—বি. লাফালাফি॥ পোলাপাইনে বড় টিরিটিরি করে। [অনু.]।

টিরে=[খু]—বি. পিঠা বিশেষ॥

টির্‌খি=[ম]—বি. চুলা, উনান॥ [দেখ টির্‌হি]।

টির্‌টিরা=[রং]—বিণ. খিটখিটে॥ [অনু.]।

টির্‌হি=[ম]—বি. উনুন॥ [দেখ টির্‌খি]।

টিলা=[য]—বি. ছোট হাঁড়ি॥ [< ঠিলা<ঠিলিয়া হিং]।

২=[পা]—বি. খড়ের ছোট গাদা॥ [অর্থ প্র.]।

টিলানো=[পা]—ক্রি. মাথার চুলে বিলি কাটিয়া উকুন ধরা॥ টিলায়া কত উকুন্ আইন্‌লায়্।

টিলি=[রা]—বি. ডিম দেওয়ার আগের মুরগী॥ টিলির্ ঝোল্ খুব্ মজা।

টিলিক্ টিলিক্=[ঢা]—বি., অত্য-ধিক বাড়াবাড়ি॥ [অনু.]।

টিল্যা=[ঢা]—বিণ. একক, পৃথক্॥ এক্ টিল্যা বারি ডাকাগ?

টিল্=[রা]—বি. ডিম দেওয়ার আগের মুরগী॥

টিল্‌কানো=[ঢা]—ক্রি. লাফানো॥ সোড সোড পোলাপানে খালি টিল্‌কায়।

টিল্‌লা=[চট্ট]—বি. কলস। এক্ টিল্‌লা পানি আন্। [<ঠিলিয়া হিং]।

টিলাজি=[রা]—বি. মুরগীর বাচ্চা॥

টিল্‌লিক্ টিল্‌লিক্=[ঢা]— বি. লাফালাফি॥ এত টিল্‌লিক্ টিল্‌লিক্ কর ক্যান্? [অনু.]।

টিল্‌লু=[রং]—বিণ. সুপক্ব॥ আম্‌টা পাকি টিল্‌লু হছে। [অনু.]।

টিশ্=[কুম, ঢা]—বি. মলাট॥ বৈডার্ টিশ্ লাগাইয়া দাও।

টিশ্‌কল্=[ম]—বিণ. ফাজিল, দুষ্ট॥ টিশ্‌কল্ পোলাডা আগে আগে কথা কয়।

টিশ্‌কারি=[কুম]—বি. ঠাট্টা, বিদ্রূপ, তিরস্কার॥ এত টিশ্‌কারি করস্ কেরে? [<টিটকারি]।

টিশ্‌টাশ্ করা=[সি]—ক্রি. টিটকারি দেওয়া॥ ইতে টিশ্‌টাশ্ করে খালি॥ [টিশ্‌টাশ্ অনু.]।

টিহা=[পা]—বি. টিকা॥ বশন্‌তের্ টিহা নেওয়া উচি'ত্। [টিকা]।

টিহাদার্=[পা]—বি. টিকা দেয় যে॥ টিহাদার্ দেইখ্‌লে পোলা পাইনে পলায়। [<টিকাদার]।

টিহাশ্=[সি]—বি. টিকিট॥ আট গণ্ডা টিহাশ্ দেইন্ বাবু। [<টিকেট ticket ইং]।

টিঁহিক্যান্=[রা]—ক্রি. যন্ত্রণায় টনাটন করা ॥

টিঁহিতে টিহা=[পা]—ক্রি. শেষ সীমায় পৌঁছা ॥ [<টিকিতে ঠেকা]।

টিহে=[য]—বি. ইনজেকশন ॥ [< টিকা ; অর্থপ্র.]।

টিহে পাহি=[য]—বি. টিয়া পাখী ॥ আমাগোর্ টিহে পাহি কোনে? [< টিয়া পাখী]।

টু

টুই=[কুম]—বি. কপি ॥ আডেত্তুতে অগ্‌গা টুই আইনো।

২=[রা]—বি. খড়ো ঘরের মটকা ॥ [<টিকি]।

টুইটা=[চট্ট]—বি. ছোট একজাতীয় মাছ ॥ টুইটা মাসের্ কাবড়ে বড় বিশ্।

টুইন্যা=[কুম, ম]—বিণ. ছোট, খর্বকায়, অল্পবয়স্ক ॥ পোলাডা টুইন্যা। [<টুনিয়া হিং]।

টুইন্‌কা মাদ্‌বর্=[ম]—বি. ইচঁড়ে পাকা মাতব্বর ॥ [<ঠুনকা+মাতব্বর <মু'তবর্ ১২৯০ আং]।

টুই পারা=[চা]—ক্রি. চিৎকার করা ॥ টুই পাইরা কান্দে। [টুই ধ্বন্যা.+ পাবা<পাড়া]।

টুইরা=[ম]—বি. কুড়ে ঘর ॥ এই টুইবাড়া কার্?

টুইর্ পাতিলা=[চট্ট]—বি. ছোট পাতিল ॥ টুইর্ পাতিলাত্ গরি ভাত্ রান্ধ।

টুইর্‌গা=[চট্ট]—বিণ. ছোট ॥ টুইর্‌গ্যা আন্।

টুইল্যা=[পা]—বি. বসিবার আসন ॥ টুইল্যাত্ বস। [<টুল stool ইং]।

টুইল্যামি=[বা]—বি. একের কথা অন্যকে বলা ॥ তুমি খালি টুইল্যামি কর।

টুংগা=[রা]—বিণ. বিকলাঙ্গ ॥ টুংগা হচু, তাই জাওয়া পারবু না।

টুংগানো=[রা]—ক্রি. নখ দিয়া বাছা ॥ চাউল্ গুলি টুঙিয়ে লও।

টুংগি=[চট্ট]—বি. ছোট বড়শী ॥ পাড়ার্ পোয়াউন টুংগা বড়শি দি বিলে ঝি'লে মাস্ ধরে।

টুংগি ঘর্=[রা]—বি. বৈঠক খানা ॥ টুংগি ঘর বৈশো, হামি আশ্‌ছি। [<তুঙ্গ+ঘর ; অর্থ প্র.]।

টুংডা=[য]—বি. আম পাড়িবার ছোট খলিয়া ॥ টুংডা কোটা নিয়া আয়্। [<ঠোঙ্গা]।

২=[ব]—বিণ. খোঁড়া, বিকলাঙ্গ ॥ টুংডা বেডায় এক্‌হাত্ দিয়া অনেক্ কাম্ করতে পারে।

টুংদারা=[কুম]—বি. একপ্রকার খেলা ॥

টুঁইর্=[চট্ট]—বি মাগুর মাছ ॥ টুঁইর্‌গা কৈ পাইছে?

টুঁটা=[দি]—ক্রি. বিণ. খণ্ড, দোষী ॥ কাঁঠাল্ কাটি টুঁটা করি দিছে।

টুঁডা=[চট্ট]—বিণ. দুষ্ট, ছিদ্র, নষ্ট ॥ কিঅল্ উগান্ টুঁডা এনা।

টুঁডি=[কুম]—বি. ঠোঁট ॥ [< তুণ্ড সং +ই ; অথবা <ত্রোটি সং— পাখীর ঠোঁট]।

২=[কুম]—বি. টুটি ॥ তর টুঁডি গিলি ফেলাইমু। [<টুঁটি<ত্রোটি স]।

টুঁশি=[বা]—বি. কটি পাচানক ডগা ॥

টুঁহি=[বা]—বি. আগা, সর্বোচ্চ স্থান ॥ গাছের্ টুঁহিতে উঠতে। [দেখ টুই ২]।

টুকা=[কু]—বি. মাথাল ॥ টুকা মাথায় দাও। [<টোকা touca পোর্তু ; অর্থ প্র.]।

২=[সি]—বি. নৌকা, ডিঙ্গি ॥ এক্ খান্ টুকা আইনুন। [<টোকা]।

টুকানো=[ম, চা]—ক্রি. কুড়ানো ॥ বরৈ টুকাই আনগা। [<কুড়ানো ; বর্ণবিপর্যয়]।

টুকি মারা=[কু]—ক্রি. উঁকি মারা ॥ মেয়েরা বড় টুকি মারতে যায়।

টুক্যানো=[চট্ট]—ক্রি. টোকা দেওয়া ॥ টুক্যাই চা' কাটুটেল্ পাইক্যে কিনা। [টোকা+আনো প্র. ; নামধাতু]।

টুকৈর্=[বা]—বি. টাকু ॥ টুকৈর্ দিয়া যাল্ বুনে। [<তর্কু সং]।

২=[বা]—বি. কল্কির আকারের চোঙ্গা ॥ টুকৈর্ সারা বোতলে তেল্ বরা যায় না।

টুক্=[রা]—বি. ন্যাকড়া ॥ টুক্ দিয়া লন্ঠন্ মোছ্। [<টুকরা ; অর্থ প্র.]।

২=[সি]—বি. নদীর পাড়ের বাড়তি অংশ ॥ টুক্ জমিনের্ বরুণা কি?

টুক্‌কা=[সি]—ক্রি. বিণ. না চাহিতে ॥ টুক্‌কা পাইসি, খাও। [অনু.]।

২=[বা]—বি. আঁকশি, যে লম্বা দণ্ড দিয়া গাছ হইতে ফল ইত্যাদি পাড়া হয় ॥

টুক্‌কি=[সা]—বিণ. ছোট ॥ টুক্‌কি মেরিডার্ মগজ্ বুদ্ধি। [টুক্]।

টুক্‌কুনি=[ম]—বিণ. ছোট ॥ টুনি দেখ্ খুব টুক্‌কুনি। [<টুকুন]।

টুক্‌কুন্=[কুম]—বিণ. ছোট ॥ [দেখ টুক্‌কুনি]।

টুক্‌কুরত্=[নো]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ টুক্‌কুরত্ কৈরা ডুব দিয়া আয় [অনু.]।

২=[কুম]—ক্রি. বিণ. শেষ ॥ তার্ উগ্‌গা পোলা আসিল্ হেইডাও টুক্‌কুরত্ গেসে।

টুকটুই=[কুম, নো, চট্ট]—বি. টিকটিকি ॥ টুকটুই বাম্লে নাকি বেহেস্তে যায়। [<টিকটিকি]।

টুকটুকানো=[চট্ট]—ক্রি. টুকটুক আওয়াজ করা ॥ [টুকটুক্ (নাম ধাতু) +আনো প্র.]।

টুকটুকি=[কুম, নো]—বি. টিকটিকি ॥ টুকটুকিয়ে টুকটুকাইসে, হাচ'। কত্তা ঐসে। [<টিকটিকি]।

টুকটুক্ করে=[পা]—ক্রি. বিণ. ধীরে ধীরে ॥ [অনু]।

টুকটুনি=[নো]—বি. টিকটিকি। [<টিকটিকি]।

টুকটুরি=[চট্ট]—বি. টিকটিকি ॥ [<টিক্‌টিকি]।

টুকটুহি=[ঢা]—বি. টিকটিকি ॥ টুকটুহি বেরাত্ থাইক্যা টিক্‌টিক্ করে। [টুকটুক (ধ্বন্যা.)+ই প্র.; টুকটুক করে যে.]।

টুক্ ধরা=[কুম]—ক্রি. ভুল ধরা ॥ পুলা পাইনের কথাত্ অত টুক্ ধরন্ ঠিক্ না।

টুক্‌লা=[খু]—বি. কুলা বা কুলা জাতীয় পাত্র ॥

টুক্‌নি=[খু]—বি. গুঁড়া জিনিস ছাঁকিবার যন্ত্র ॥

২=[পি, রং, পা, রা.]—বি ঘটি ॥ এক্ টুক্‌নি পানি আন্।

৩=[রা]—বি. স্বর্ণকারের যন্ত্র বিশেষ ॥

টুক্‌রি=[খু, য]—অব্য. লুকোচুরি খেলার শব্দ বিশেষ ॥ ওবুবু টুক্‌রি দে। [ধ্বন্যা.]।

টুক্‌শা পড়া=[রা]—ক্রি. এখানে সেখানে কোন কথা বলাবলি করা ॥ সে বাড়ি বাড়ি টুক্‌শা পাড়ি বেড়ায়।

টুগুর্ বুগুর্=[ব]—ক্রি. বিণ. কোন রকমে ॥ টুগুর্ বুগুর্ দিন্ কাটাই। [অনু.]।

টুটা=[পা]—ক্রি. কষা ॥ তোমার পায়ের্ ফুলা কি টুটিচে'? [<টুটনা হিং]।

টুটানো=[কুম]—ক্রি. পিছপা হওয়া ॥

টুটি=[য]—বি. ছিন্নবস্ত্র ॥ [<টুট +ই<টুটনা হিং; অর্থ প্র.]।

টুটু=[পা]—বি. লুকোচুরি খেলা ॥ পোলাপানে টুটু খেলে। [অনু.]।

টুটকি=[কুম]—বি. গলা ॥ বেশি কত্তা কৈলে টুটকি সিরা কেলাইম্। [<টুঁটি]।

টুটটি=[কুম]—বি. গলার উচুঁ হাড় ॥ [দেখ টুটকি]।

টুটটুরানো=[য]—ক্রি. অস্পষ্ট কথা বলা ॥ [<টুরটুর অনু.+আনো-প্র]।

টুটটুরে=[য, খু]—বিণ. পটু ॥ সেলেটা বড় টুটটুরে।

টুডর্‌মুডর্=[চট্ট]—অব্য. টুপ-টাপ ॥ পানিত্ টুডর্‌মুডর্ ডুব মারে। [অনু.]।

টুডি=[চট্ট]—বি. থুতনি ॥ তোর্ টুডিআন্ সিড়ি লৈয়ম্। [<টুঁটি< ত্রোটি সং; অর্থ প্র.]।

টুডডুরি=[য]—বি. গলা ॥ উট্টাহানি সুইট্‌কাডার্ টুডডুরি চ'াইপ্যা দরলে কি আর্ বাচ্'ব? [দেখ টুডি]।

টুড্‌রি=[চট্ট]—বিণ. ছোট খাট ॥ টুডুরি মাস্। [<টুকরা]।

টুনা=[য]—বি. ফুলের সাজি ॥ টুনা বৈরা ফুল তুল্‌সে।

২=[সি]—বিণ. একদিক্ উঁচু ॥ তোমার্ পকেট্ টুনা দেহা যায়।

৩=[য]—বি. গরুর মুখের আবরণ ॥

টুনি=[কুম, রা, নো, খু]—বি. বাঁশের কঞ্চি॥ টুনির্ কলমে বাংলা লেখা অয়্। [টহনী হিং]।

২=[চট্ট]—বি. খুঁটি॥ [<স্থূণা সং]।

৩=[রা]—বি. জালের চুড়া ॥ এত মাছ্ জালের্ টুনি ভর্‌তি।

৪=[ঢা]—বি. পাত্তা ॥ টুনি দা মাপ্।

টুনি লতা=[ঢা]—বি. একপ্রকার লতা ॥

টুন্=[য, ক]—ক্রি. বিণ. কাছ ॥ আমি ফুলতা রহিয়েন্ টুনত্যা নিসি। [<থান<স্থান সং; অর্থ প্র.]।

টুন্‌কা=[ক]—বিণ. টোটকা ॥ টুনকা ওষুদে অনেক ব্যারাম্ সারে। [<টোটকা]।

টুন্‌কি=[সি]—ক্রি. আঙুল দ্বারা মৃদু আঘাত ॥ [টুক্+নি প্র.]।

টুন্‌টা=[য]—বি. ঝগড়া ॥ কিয়ের্ টুনটা রে?

টুনটুনা=[রং]—ক্রি. বিণ. শীতে জড়সড় ॥ কুত্তাটা জারোতে টুনটুনা হচে।

২=[রং]—ক্রি. বিণ. শীর্ণ ॥ রসের্ অভাবে চারাগুলি টুনটুনা হচে।

টুনটুনানো=[কুম]—ক্রি. কানে-কানে কথা বলা, কুপরামর্শ দেওয়া ॥ বৌয়ে যাবাইর্ কানে খালি টুনটুনায় বিন্ন অওনের্ লাইগ্যা। [অনু.]।

টুনটুনি=[সি]—বি. শব্দ ॥ কিতা টুনটুনি করে রে? [ধ্বন্যা.]।

টুনটুন্যা [চট্ট]—বিণ. ছোটখাট অথচ সুন্দর, আকর্ষণীয় [অনু.]।

টুনটুন্=[চট্ট]—অব্য. একপ্রকার শব্দ ॥ [অনু.]।

টুনডল্=[কুম, নো]—বি. চুলা বিশেষ ॥ [<তন্দুর হিং<তন্নূর ফাঃ আঃ]।

টুনডা=[সি]—বিণ. যে ব্যক্তির হাতে সব আংগুল নাই ॥ [<টুন্টা, টুনডা হিং=বাহুহীন বা হস্তহীন]।

২=[পা, য]—বিণ. অকর্মণ্য ॥ টুনডা লোক্। [পুবে দেখ; অর্থ প্র.]।

৩=[বা]—বিণ. লেজকাটা ॥ গাইডা টুনডা ক্যা? [পূর্বে দেখ]।

টুনডি=[সি]—বি. বিকলাঙ্গ স্ত্রীলোক ॥ টুনডি রে কিসু শাহায্য কর। [দেখ টুনডা+স্ত্রীলিঙ্গে ই প্র.]।

টুনডুল্=[ঢা, নো, চট্ট]—বি. চুলা ॥ [দেখ টুনডল্]।

টুনডুল্ মাল্তি=[কুম, নো]—অব্য. তড়বিল খালি ॥ আইজ্ আমার্

টুনডুল্‌ নাম্‌তি ঐ গেসে। [দেখ টুনডুল্‌ ; অর্থ প্র.]।

টুন্‌নুরুত্‌ গুচ'া=[কুম]—বি.খৈ॥

টুন্‌নুর্‌ টুন্‌নুর্‌=[চট্ট]—অব্য. ঝনঝন॥ ঘরেত্‌ টুন্‌নুর্‌ টুন্‌নুর্‌ শব্দ করে কিয়েরে?

টুন্‌হি=[পা]—বি. মাটির তৈরী ক্ষুদ্র পাত্র বিশেষ॥

টুপক্‌খি=[পা]—বি. কোকিল॥ [টু শব্দ করে যে পক্ষী]।

টুপশ্‌=[রা]—ক্রি. বিণ. শীঘ্র॥ টুপশ্‌ কৈর‍্যা আয়্‌। [অনু.]।

টুপা=[কুম, ম]—বি, মাটির হাঁড়ি, ঘটি॥ মশ্‌ঘিদের্‌ ঘনিয়া টুপার্‌ দর্‌কার্‌।

২=[সি]—বি. একপ্রকার সুগন্ধযুক্ত বোরো ধান॥

টুপানো=[রা]—ক্রি. তন্দ্রার বশে ঝিমানো॥ অয়্‌ নিন্‌দেতে টুপ্‌ছে। [দেখ টুপ্‌নি ধরা ; টুপ্‌ দরা]।

২=[ম]—ক্রি, কুড়ানো॥ পাইল্যা লাইল্যা ডাংগর্‌ কর্‌লাম্‌, খৈ টুপাইয়া খাও। [দেখ টুপানো]।

টুপি=[ম]—বি. শিশিতে তরল পদার্থ ঢালিবার চুংগি বিশেষ॥

২=[সি]—বি. ভাতের হাঁড়ি॥ টুপিত্‌ বাত্‌ নাই। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৩=[ব]—বি. একপ্রকার ধান॥

টুপি দেওয়া=[বা]—ক্রি. পানিতে ধান বোনা॥

টুপুত্‌ করি=[রং]—ক্রি. বিণ. শীঘ্র শীঘ্র॥ কতা কোনা টুপুত্‌ করি ক। [অনু.]।

টুপুনি=[দি]—বি. ঘটি॥ এক টুপুনি পানি আন্‌।

টুপুশ্‌কে=[ব, ম্র]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ টুপুশ্‌কে ফিরে আয়্‌। [অনু.]।

টুপ্‌=[ঢা]—অব্য. শব্দ বিশেষ॥ টুপ্‌ কৈর‍্যা ডুব্‌ দে। [অনু.]।

২=[ব]—বি. টুপী॥ মাথায়্‌ টুপ্‌ দিয়া বিয়া কৈর্‌তে যায়্‌। [<টোপ]।

টুপ্‌কি=[সি]—বি. লাফ॥ টুপ্‌কি দিয়াউ এই খাল্‌ পার্‌ হওন্‌ যায়্‌। [<টপকনা হিং]।

টুপ্‌টুপ্যা=[চট্ট]—ক্রি. বিণ. কানায় কানায় পূর্ণ, উপচাইয়া পড়ার উপক্রম॥ খল্‌শত্‌ পানি টুপ্‌টুপ্যা গরি ন পুরাইস্‌। [অনু.]।

টুপ্‌নি ধরা=[রা]—ক্রি. ঘুমে ধরা॥

টুপ্‌ ধরা=[সি]—ক্রি. ঝিমানো॥ মুর্‌গি টুপ্‌ দৈর্‌সে।

টুপ্‌পুশ্‌=[রা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ টুপ্‌পুশ্‌ করে আয়্‌। [অনু.]।

টুফা—[কুম, সি]—বি. দধির ছোট পাতিল॥ এক্‌ টুফা দৈ আন্‌। [দেখ টুপি.]।

টুফি=[সি]—বি. ভাতের ডেকচি॥ বাতের্‌ টুফিডা উনানে চ'াপা। [দেখ টুপি.]।

টুফ্‌টুফ্‌=[চট্ট]—বিণ. কানায় কানায় ভরা॥ পুগুইরত্‌ টুফ্‌টুফ্‌ পানি। [অনু.]।

টুবা=[পা]—বি. কুয়া ছাকনী॥ টুবা বালা না হলি কুয়ার্‌ ঘল্‌ বালা হয়্‌ না।

২=[পা, ম]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার যন্ত্র বিশেষ॥ টুবা পাইত্যা পুটি মাস্‌ দর্‌সি।

টুবাইয়া টুবাইয়া=[নো]—ক্রি. বিণ. ঝিমাইয়া ঝিমাইয়া, আস্তে আস্তে॥ হিতে টুবাইয়া টুবাইয়া আইতাসে। [দেখ টুপ্‌ দরা]।

টুবা টুবা=[লা, কুম]—ক্রি. বিণ. কানায় কানায়॥ ঠিংলাডা টুবাটুবা বরা। [অনু.]।

টুবারিয়া=[খু]—বি. এক মাল্লার নৌকা বিশেষ॥ টুবারিয়া নৌকায়্‌ করে আম্‌রা যাতে পার্‌বো। [<টাপুরিয়া]।

টুবি=[সি, চট্ট]—বি. দধি বসাইবার মেটে পাত্র॥ [দেখ টুপি]।

২=[রা]—বি. ধানের চারা তুলিয়া বোনার নিয়ম বিশেষ॥ পানি বেশি হচে, টুবি না দিলে ভিঁড়্‌ বোনা জাবে না।

৩=[চট্ট]—বি. দুধের খোরা॥ টুবিত্‌ দুদ্‌ দোআয়্‌। [দেখ টুকি]।

৪=[চট্ট]—বি. টুপি॥ মাথাত্‌ টুবি দ্যাও। [<টুপি]।

টুবুটুবু=[সি, ঢা, পা]—বিণ. কানায় কানায় পূর্ণ॥ বিলটির্‌ পানিতে পুকুর্‌ টুবুটুবু হচে' (পা)।

টুব্যা=[ফ]—বি. মাছ মারার যন্ত্র॥ আইল্‌ কাট্যা টুব্যা পাত্‌পো।

টুবো=[ব]—বি. মাছ মারিবার সরঞ্জাম বিশেষ॥

২=[যা]—বি, চাউল মাপিবার পাত্র বিশেষ॥

টুব্‌=[পা]—বি. কোড়াল পাখীর ডাক॥ আশাড়্‌ মাশে কোড়াল্‌ পৈখের্‌ টুব শুনা যায়্‌। [অনু.]।

টুব্‌কি=[চট্ট]—ক্রি. আঙুলের আঘাত॥ টুব্‌কি মারি চ'াআ। [অনু.]।

টুব্‌টুব্‌=[পা]—বিণ. কানায় কানায় পুরা॥ পানিতে নদি টব্‌টুব্‌ বরা। [অনু.]।

টুমা=[দি, ঢা, সি]—বি, টুকরা॥ মাস্‌টা কয়্‌ টুমা কর্‌তাম্‌ (ঢা)? [<স্তোম সং]।

২=[সি]—বি. ভূমিখণ্ড॥ কোন্‌ টুমা তোমার্‌? [পূর্বে দেখ]।

৩=[নো]—বি. মোটা সাধারণ শাড়ী॥

টুমা দেওয়া=[সি]—ক্রি. টুকরা করা॥ মাস্‌টাব্‌ বিশ্‌ টুমা দ্যাও। [দেখ টুমা]।

টুম্‌=[সি]—বি. টুকরা॥ [দেখ টুমা]।

টুম্‌কি=[রা]—বি. ভুঁড়ির পর্দার তৈরী ঢোল বিশেষ॥

টুম্‌টাম্‌=[সি]—বি. টুকরা টাকরা॥ ই টুম্‌টাম্‌ খানাইন্‌ কতয়্‌ বের্‌'তায়্‌? [দেখ টুম্‌ + টাম অনু:]।

২=[ম]—বিণ. সামান্য কাজ॥ সংসারে টুমটাম্‌ কাম্‌ সব্‌ সময়ে থাকে। [পূর্বে দেখ]।

টুম্‌টুমি=[ব]—বি. শিশুদের বাদ্য যন্ত্র বিশেষ ॥ টুম্‌টুমি বাযাও। [অনু.]।

টুম্‌টুম্=[বা]—বিণ. অতিরিক্ত ফোলা, ভর্তি ॥ পানি খেয়ে পেট টুম টুম্ হচে। [অনু.]।

টুয়া=[সি]—ক্রি. বি. অত্যধিক চাপের ফলে পাশের দিকে ঠেলিয়া বাহির হওন ॥ বস্তায় চ'াইল্ টুয়া দিসে।

২=[ফ, নো, রা]—বি. চালের শীর্ষ স্থান ॥ [দেখ টুই১]।

৩=[য]—বি. জল মাপিবার কাঠি ॥ টুয়া দিয়া দেখসি, আইয় চ'াইন্ আঙুল্ পানি বাব্‌চে'।

৪=[চট্ট, নো, কুম]—বি. মাছ ধরিবার ফাঁদ ॥ টুয়া পাইত্যা মাস্ দরে।

টুয়া মাতাল্=[য]—বি. এক শ্রেণীর মাথাল ॥ একিবারে টুয়া মাতাল্ লতি হল।

টুরা=[পা]—বিণ. বামন ॥ লোক্‌টা টুরা বলি মনে হয়।

টুরি=[বা, য, কুম]—বি. সোয়া সেরী পাত্র ॥ টুরি দিয়া দান্ চ'াইল্ মাপে।

২=[ফ]—বি. গরুর মুখোশ বিশেষ ॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৩=[ব]—বি. ক্ষুদ্র ব্যাঙ বিশেষ ॥

৪=[খু, কুম, য]—বি. মুড়ি লইয়া খাইবার ছোট পাত্র বা ডালা ॥

৫=[ফ]—বি. তৈল মাপিবার টিনের কৌটা ॥ [পূর্বে দেখ; অর্থ প্র.]।

৬=[বা]—বি. ছোট এক পোয়া ॥ চ'াল্ টুরিতেই সত্তি এক্ সের্ অয়। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

টুরুক্=[চট্ট]—বি. দাঁড় বাঁধিবার খুঁটি ॥ টুরুক্ ভাংগে গেইয়ো।

টুর‍্যা=[ফ]—বি. খুব ছোট আম ॥

২=[ফ]—বিণ. বেঁটে, খাটো ॥ গাস্‌টা টুর‍্যা ঐয়া রৈচে'।

টুরো=[খু]—বি. ছোট বাচ্চা ॥

টুর্‌হি=[পা]—বি. বাঁশের কঞ্চির তৈরী একপ্রকার ঝুড়ি ॥ [দেখ টুরি]।

টুলা পাইলা=[কুম]—বি. ভাঙা পাতিল ॥ টুলা পাইলা দিয়া খোলা অয়। [টুটা পাতিল]।

টুলা পাতি=[ম]—বি. বনভোজন ॥ অহন্ আর্ টুলা পাতি খেলার্ বয়শ্ নাই।

টুলা মালৈ=[গ]—বি. বনভোজন ॥ সোডু শময় কত টুলামালৈ খাইসি।

টুলি=[সি]—বি. দুই চালের সর্বোচ্চ সংযোগ স্থল ॥ টুলিডা বান্দ।

২=[কুম]—বি. মাটির হাঁড়ি ॥ [<ঠিলি<ঠিলিয়া হিং]।

টুল্‌টাল্=[পা]—বি. পরিষ্কার ॥ গর্‌দুয়ার্ অ্যাক্‌দম্ টুল্‌টাল্ কৈরা রাক্‌সে।

টুল্‌টুইল্যা=[চট্ট]—বিণ. আসন্ন-প্রসবা ॥ হিতার্ বৌয়ে টুলটুইল্যা ঐয়ে। [অনু.]।

টুল্‌টুলা=[পা]—বিণ. নরম ॥ আম্‌টা পেকে টুলটুলা হচে'। [তুঃ তুলতুলা]।

টুল্‌টুলি=[রা]—বি. নাকের অলংকার বিশেষ ॥

টুল্‌টুলিয়া= [সি]—বিণ. ক্ষুদে ॥ টুল্‌টুলিয়া মরিচ্' বরো ঝাল্।

টুল্‌টুল্ করা=[চা]—ক্রিঃ ডুবুডুবু অবস্থা হওয়া, দোলা ॥ নাওডা এক্‌কেলে টুল্‌টুল্ করে ডুইবা যাইবনি? [অনু.]।

টুল্‌ফা=[য]—বি. গাঁঠরী ॥ টুল-ফাডা গারিত্তনে আরাইয়া হালাইসি। [<পোঁটলা; বর্ণ বিপর্যয়]।

টুল্‌লি=[সি]—বি. ঘরের চূড়া ॥

টুল্‌হা=[গ]—বি. পোঁটলা ॥ তোমার্ টুল্‌হাত্ কি? [<টোপলা<পোঁটলা; বর্ণ বিপর্যয়]।

টুশা=[চট্ট]—বি. ঘুষি ॥ টুশা মাইর‍্যাম্।

২=[রং]—বি. কালা, বধির ॥ এই বেটা বড় টুশা।

টুশি=[রং]—বি. কালা, বধির (স্ত্রী) ॥ মেয়েটা বড় টুশি।

টুহাতি=[খু]—বি. ঘরের মটকা ॥ ভাল করি ঘর্ সালে টুহাতিতে পানি দাঁড়াতে পারে না। [<টুই<টিক<তুঙ্গ সং+অতি প্র.; কিংবা দেখ টুই১+অতি প্র.]।

টুহের্=[বা]—বি. চোঙ্গা ॥ বোতলের্ মুখে টুহের্ দিয়া তেল্ ডাল্। [টোপর<স্তূপ সং+র প্র.; অর্থ প্র.]।

টে

টে=[রা]—অব্য. রে, ওরে (মেয়েদের ব্যবহার) ॥ কিটে, শুনে জা।

২=[খু]—বি. টিয়া, তোতাপাখী ॥ এক্ ঝাঁক্ টে ধান্ খেতে বসেসে। [<টিয়া]।

৩=[রং]—ক্রি. বিণ. ঠাঁই, স্থানে ॥ কোন্‌টে জাবা বাহে। [<স্থানে]।

টেঅরি=[চট্ট]—বি.চুলা বিশেষ ॥ টেঅরিত্ রাইন্‌তে শুবিধা। [<তিহড়ী, তিযড়ি ম, বাং]।

টেই=[খু]—বি. প্রদীপ ॥ তোর্ টেই যেগ্‌টো হয়ে গেচে' নাকি। [<টেমি]।

২=[পা]—বি. জেদ, রাগ ॥ বৌটার্ কি টেই।

টেইংশা=[রা, দি]—বিণ. খুঁতখুঁতে স্বভাবের, সহজে যাহাকে খুশী করা যায় না ॥ বড় টেইংশা মান্‌শি।

টেইক্ দিয়া=[ম]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ টেইক্ দিয়া সেরাডা বর ঐয়া গেসে। [<টক্কা<টপকা হিং; অর্থ প্র.]।

টেই টেই=[ফ]—বি. বকাবকি ॥ হুদাহুদি টেই টেই কর ক্যা ? [ধ্বন্যা.]।

টেইন্যা=[ম]—বিণ. যাহা বাড়ে না ॥ হশাডা টেইন্যা।

টেইয়া=[চট্ট]—বি. বাঁশের সরু শলাকার তৈরী লম্বা ত্রিকোণাকৃতি মাছ ধরিবার উপকরণ বিশেষ ॥ [<তে<ত্রি সং+কাঠি+আ প্র.]।

টেইয়া যাল্=[চট্ট]—বি. এক প্রকার জাল ॥ [দেখ টেইয়া+জাল]।

টেইল্যা=[চট্ট]—বি. ডালা ॥ গাসর্ টেইল্যা। [<ঠালা <ডালা]।

টেইল্=[চট্ট]—বি. জাল বুনিবার যন্ত্র বিশেষ ॥ [<টাকু <তর্কু সং+ল প্র.]।

টেইশ্যা=[চট্ট]—সর্ব. তাহার, তস্য॥ টেইস্যা পোয়ায় ইকাম্ করি গেইয়ে। [<তস্য (?)]।

টেইশ্যা মেইশ্যা=[চট্ট]—বি. নগণ্য, ক্ষুদ্র, অতিসাধারণ ॥ হিতে টেইশ্যা মেইশ্যা মানুশ্। [অনু.]।

টেইশ্=[পা]—বি. টিকেট ॥ ইশ্টিমারের্ টেইশ্ কর্‌সে ? [<টিকেট ticket ইং]।

টেউংরি=[রং]—বি. ছোট পাখী বিশেষ, চড়াই ॥

টেউক্‌কানো=[বা]—ক্রি. ভাঙ্গিয়া যাওয়া ॥ আতুটা টেউক্‌কাইয়া গেসে। [টেউ+খাওন+ও প্র.]।

টেউটেউ=[সি]—বিণ. ছোট ছোট ॥ টেউ টেউ পোলাপান্। [অনু.]।

২=[য, খু]—বি. গালি বিশেষ ॥ টেউ টেউ কলি মার্ খাবা।

৩=[য, খু]—বি. হরিণের ডাক ॥ [অনু.]।

টেউ টেউ করা=[বা]—ক্রি. পিছু পিছু কাঁদা ॥ টেউ টেউ করলে কি অব, আমি টেহা দিমু না।

টেউট্=[পা]—বি. শঠ ॥ লোক্‌টা বড় টেউট্। [<টাউট tout ইং]।

টেউয়া=[সি]—বি. মাংসের গ্রন্থি ॥ গাইডার্ পেডে এক্‌টা টেউয়া ঐছে। [<টাবুয়া=টাবা লেবুর ন্যায় গোল জিনিস]।

২=[চা]—বি. কানের ও দাঁতের গোড়া ফুলা রোগ ॥ অর্ দাতের্ গরে টেউয়া বার্ ঐসে। [পূর্বে দেখ]।

টেউরান্=[চট্ট]—ক্রি. বি. কুঞ্চিত করা বা হওয়া ॥ কোয়াল্ টেউরান্। [<তেওড় (নাম ধাতু)+আন প্র.]।

টেউরি কালাই=[রা]—বি. খেসারি কলাই ॥ [<তেওড়, তেওড়া<ত্রিপুট সং+ই প্র.]।

টেউরি ফেলা=[রা]—ক্রি. দড়িতে বা পাটে গিরো লাগা ॥ টেউরি ফেলাই দিলে দড়িত্ কি কাম্ হয় ? [<তেওড়+ই প্র.+ফেলা]।

টেউর্ বেউর্=[ব]—বি. ট্যারামি, ফাজলামি ॥ অত টেউর্ টেউর্ বালা না। [অনু.]।

টেংগি=[ম]—বি. কলাইর শুষ্ক গাছ ॥ গরু টেংগি খায়।

২=[ফ]—বি. ছোট কোদাল ॥ তোমাগো টেংগি খান্ কোহানে ? [<টাঙ্গ<টঙ্গ সং+ই হ্রস্বার্থে]।

৩=[ফ]—বি. পাট খড়ি।

টেংগুইয়া=[কুম]—বি. তিন কাঁটা ওয়ালা মাছ ॥ টেংগুইয়া মাসের্ খুব বিশ্। [<টেঙ্গরা]।

টেংগুয়া=[দি]—বিণ. লাঠি পিটা করে যে ॥ তোর্ বাপ্ খুব্ টেংগুয়া। [<ঠেঙ্গা (=লাঠি)+উয়া প্র.]।

টেংগুরিয়া=[পা]—বি. ধানের নাম ॥ আশিন্ মাশে টেংগুরিয়া দান্ পাহে।

টেংগুশ্=[পা]—ক্রি. বিণ. উঁচু ॥ এক্‌টু টেংগুশ্ হলেই আমুডা পাড়া যাবি। [<তুঙ্গ সং+শ প্র.]।

২=[পা]—ক্রি. বিণ. ল্যাংচা ॥ টেংগুশ্ পাড়্যা হাট্‌তে নেই। [অনু.]।

টেংরি=[রা]—বি. সামর্থ্য ॥ বাপের্ চেয়ে ছেলের্ টেংরি বেশি।

২=[চা, পা]—বি. ঠ্যাং, পা ॥ [<ঠ্যাং <টাঙ্ক সং+রি প্র. ; তুং টংড়ী হিং]।

৩=[খু, ফ]—বি. গাছের নতুন গজানো ডাল বা পাতা ॥ কদু গাসের্ টেংরিত্ কদু হয়া ভরি আসে।

টেংরি বাংগা=[চা]—ক্রি. জব্দ করা ॥ তার্ টেংরি বাংলে ঐত না ? [দেখ টেংরি২+ভাঙ্গা ; অর্থ প্র.]।

টেংরি বাথি করা=[পা]—ক্রি. সুবিধানুযায়ী কাজ করা ॥ শে আইয়্ কাল্ টেংরি বাথি কৈরা খায়।

টেঁইট্যা=[চট্ট]—বি. দা ছুরি ইত্যাদি ঠেস দিয়া রাখার কাঠের তৈরী তাক ॥ টেঁইট্যায় দা রাখে বেত তোল্। [<ত্রি+কাইঠ্যা ; তিন কাঠি+আ প্র.]।

টেঁইয়া=[চট্ট]—বি. টিয়া পাখী ॥ টেঁইয়াডারে খাঁচা'র্ ভিতে ধঁরিএর্। [<টিয়া]।

টেঁইয়া নাচ'ন্=[চট্ট]—বি. ছেলে মেয়েদের খেলা বিশেষ ॥ [<টিয়া নাচন ; টিয়া পাখীর মত নাচিয়া খেলা করা]।

টেঁইরা=[গো]—বি. একপ্রকার ঘাস ॥ টেঁইরা ঘাশ্ গরু খুব্ খায়।

টেঁইর্=[চট্ট]—বি. বেড়া মাদুর ইত্যাদির মুড়ির ঘন ও শক্ত বেতের বুনন ॥ খ'লির্ টেঁইর্ ন বাইন্‌লে বেত্ খুলি যাইব।

টেঁউরি=[রং]—বি. পাখী বিশেষ॥

টেঁউরিয়া=[রং]—বি. যে ভিজা হওয়া পছন্দ করে ॥ তুই বড় টেঁউরিয়া।

টেকরিয়া=[সি]—বি. বক্রোক্তি করে এমন, কড়ামেজাজী ॥ লোক্‌টা বড় টেকরিয়া। [<তিখ<তীক্ষ্ণ সং+রিয়া প্র.]।

টেকি=[সি]—বি. স্তূপ ॥ গবরের্ টেকি।

টেকৈ পৈখর্, শা=[সি]—বি. ছোট মন ॥

টেকৈর্=[সি]—বি. বেত বিশেষ ॥ টেকৈর্ দিয়া উরা মযবুত্ করা্য বান্।

টৌটিয়া=[সি]—বিণ. যাহার বুদ্ধি ঠিকমত হয় নাই ॥ [<টেড়া ; তুং টেঢ়া হিং]।

২=[দি]—বিণ. খুব চতুর ॥ তুই ভারি টেটিয়া ছোড়া ? [<টেটন ম,বাং]।

টৌটিয়া বজর্=[বং]—বি. ঠেঁটা, হাড় বজ্জাত ॥ চেংড়াটা বড় টেটিয়া বজর্। [<দেখ টেটিয়া$_{1}$+বজর<বজ্র কিংবা বজ্জাত]।

টেটুয়া=[সি]—বি. আঁকশি ॥ টেটুয়া দিয়া গাসের্ পাক্যা লাউ পার্।

টেট্‌টুয়া=[সি]—বি. চিকণ বাঁশ বিশেষ॥ টেট্‌টুয়ার্ আগা।

টেডিয়া=[বং]—বিণ. বাঁকা ॥ টেডিয়া পথ্। [দেখ টেটিয়া]।

টেড়ি=[বং]—বিণ. বাঁকা॥ লাইন্ গুলি টেড়ি হয়েছে। [দেখ টেটিয়া]।

টেড়িয়া=[বা, দি]—বিণ. বাঁকা ॥ [দেখ টেটিয়া]।

টেনি=[বা]—বি. টুনটুনি পাখী ॥ টেনির্ বাশা। [<টুনি]।

২=[খু]—বি. প্রদীপ ॥ তোর্ টেনি ফোটো হয়া গেসে নাকি ? [টিন tin ইং ; তুঃ টেমি]।

টেনিয়া=[সি]—বিণ. যে শিশু খুব কম বাড়ে॥ তার্ পোরাডা টেনিয়া। [<টুনিয়া কিংবা টেনী হিং]।

টেন্যা=[ম]—বিণ. অধিকতর ভাল ॥ তর্‌তে টেন্যা বৌ বিয়া কর্‌মু দেহিস্।

টেন্‌ডিয়া চ'ংগা=[নো]—বি. এক-হাতে দেওয়া মই॥ টেন্‌ডিয়া চ'ংগার্ বৈ বালা অয় না।

টেপি=[পা]—বি. পেট ফুলা (জরের পর প্লীহা হইলে পেট ফুলিয়া যায়, তাহাকে টেপি বলে)॥

২=[চট্ট]—বি. ছোট মেয়ে ॥

৩=[ম, খু]—বিণ. ছোট, বেনি॥ টেপি গাইয়েও অনেক্ দুধ্ দেয়্। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৪=[সি]—বি. ছোট এক জাতের হাঁস॥

৫=[সি কুম]—বি. ধান বিশেষ॥

টেপি মরা=[সি]—ক্রি. মাছ চুরি করা॥ তারা উডি গেলে আম্‌রা টেপি মরি এক্ খালৈ মাস্ নিতার্ পারুম্।

টেপি হাইল্=[চা]—বি. মোটা বোয়া ধান বিশেষ॥ [টেপি=ছোট +হাইল<শালি সং=ধান্য]।

টেপুইর্‌রা=[বা]—বিণ. খাটো ॥ সেরাডা বর টেপুইর্‌রা।

টেপ্‌য়া=[বং, দি]—বি. পেটমোটা ॥ [<পেটুয়া ; বর্ণ বিপর্যয় ; পেটুক]।

টেব্‌রি=[রা]—বি. পাটের শ্রেণী বিশেষ ॥

টেমি=[বা]—বি. হাতনা, পাতিল বিশেষ ॥ টেমি সারা মাস্ লোটাইবার্ কি দ্যা ?

টেরন্=[ম]—ক্রি. মান্য করা, ভয় করা ॥ আমি তারে টেরি না।

২=[চা]—ক্রি, দমা ॥ আমি এই কাম্‌ডা করতে টেরি নাই।

টেরি=[চট্ট]—বিণ. অল্পবয়স্ক, ক্ষীণ দেহ ॥

টেরিবেরি=[রা]—অব্য. এদিক্ ওদিক্ ॥ পড়তে বশে টেরিবেরি কর ক্যান্। [অনু.]।

টেল্‌কি=[কুম]—বি. ফাঁকি ॥ টেল্‌কি দিয়া বৈ থাক্‌লে কাম্ ঐব কিবায়।

টেল্‌হি=[ম]—বি. ঠাণ্ডা ॥ বর টেল্‌হি পৈর্‌সে।

টেশ্‌কিয়া=[নো]—বিণ. নগণ্য, সাধারণ ॥ এইডা টেশ্‌কিয়া মাইন্‌শের্ কাম্ না।

ট্যা

ট্যাআ=[কুম]—বি. ছোট মাছ বিশেষ॥

ট্যাআঅলা=[চট্ট]—বি. টাকাওয়ালা, ধনী ॥ হিতার্ হৌর্ খুব ট্যাআঅলা। [<টাকাওয়ালা]।

ট্যাইল্যা=[চা]—বিণ. তরল, পাতলা ॥ [<তেল<তৈল+ইয়া প্র.]।

ট্যাও করা=[য]—ক্রি. রাগ করা ॥ কথায় কথায় ট্যাও কর কেন্ ?

ট্যাং=[খু]—বি. গাঁট ॥ ট্যাংএ আর্ পয়্‌সা নাই। [<ট্যাঁক]।

২=[দি]—বি. পা ॥ তোর্ ট্যাং ভাংগি দিম্। [<ঠ্যাং ম, বাং ; তুঃ টাং হিং]।

ট্যাংগন্=[চা]—বি. মারপিট ॥ ট্যাংগনে পোলাডা কান্‌তাসে। [ঠেংগা (লাঠি) নামধাতু+আন প্র.]।

ট্যাংগর্=[ফ, য]—বি. চালাক, পাকা বুদ্ধি ॥ অত ট্যাংগর্ বালা না। [< ত্যাঁদড়]।

২=[ম]—বি. পাজি ছেলে ॥ ট্যাং-গর্‌ডা খেতের্ তরমুয্ চুরি করসে। [পূর্বে দেখ]।

৩=[চা, কুম]—বিণ. পাহাড়িয়া, উচচ ॥ ট্যাংগর্ যমিত্ কাড়াল্ গাস্ বালা অয়্। [<তুঙ্গ সং+র প্র.]।

ট্যাংগর্ ট্যাংগর্=[য]—ক্রি. বিণ. ছটফট ॥ বশনা মিয়া ট্যাংগর্ ট্যাংগর্ কর কেন্ ? [অনু.]।

২=[নো]—ক্রি, বিণ. আস্তে আস্তে॥ ট্যাংগর্ ট্যাংগর্ আইয়্‌ন্ টিক্ অয় না।

ট্যাংগর্ বলাই=[চট্ট]—বি. আপদ ॥ ট্যাংগর্ বলাই কৈত্তুন্ আইসে ? [< ঠ্যাং+এর+বলাই<বলা ? ✓, আং]।

ট্যাংগর্ ব্যাংগর্=[বং]—বিণ. কিঞ্চিৎ সুস্থ ॥ ব্যারাম্ হতে উঠে একটু ট্যাংগর্ ব্যাংগর্ হচে। [অনু.]।

ট্যাংগা=[রা, ফ, বা]—বিণ. টক ॥ [<টেঙ্গা অ.]।

২=[রা]—বি. ধানের শীষ ॥ ট্যাংগা গুলো তুলে আন্ ।

৩=[পা, চট্ট]—বি.<টাকা ॥

ট্যাংগানো=[চা]—ক্রি. জ্বালাতন করা ॥ পাগল্ডারে ট্যাংগাইস্ না । [<ঠেঙ্গান : <ঠেঙ্গা+আনো প্র.] ।

ট্যাংগা পোড়া=[য]—বিণ. কর্কশ, কটু ॥ ট্যাংগাপোড়া কথা । [দেখ ট্যাংগানো+পোড়া=দগ্ধ] ।

ট্যাংগো=[বা]—বি. টক, অম্বল ॥ ডাল্ ট্যাংগো হয়ে গেছে । [<টেঙ্গা অ.] ।

ট্যাংগোড়্=[বা, দি]—বি. গালে শুকানো মুখের লালা ॥ মুখের্ ট্যাংগোড় ধুতে পারিল্ না ।

ট্যাংগোর্=[খু]—বি. কোমরের নিকটে কাপড়ের অস্থায়ী পকেট ॥ ট্যাংগোডা ট্যাংগেরে রাখ্ । [<ট্যাঁক+র প্র.] ।

ট্যাংটেইংগা=[চট্ট]—বিণ. লিক্লিকে ॥ [অনু.] ।

ট্যাংট্যাইংগা=[ম, কুম]—বিণ. কন্‌কনে ॥ ট্যাংট্যাইংগা যাল্ পরসে । [অনু.] ।

ট্যাংট্যাং করা=[ম]—ক্রি. এক পা উঁচু করিয়া হাঁটা ॥ আবুদ্ উবুদে ট্যাংট্যাং কৈরা খেল্তাসে ।

ট্যাংগা মাছ্=[বা]—বি. ট্যাংরা মাছ ॥ [<টেঙ্গরা<ত্রিকণ্টক সং+মাছ] ।

ট্যাংয়া=[কু]—বি. টক ॥ ট্যাংয়া আন্ । [<টেঙ্গা অ.] ।

ট্যাংরা=[বা]—বি. তেঁতুল ॥ [দেখ ট্যাংয়া] ।

২=[চট্ট]—বি. বাঁশের শলাকার বেড়া ॥ ট্যাংরা ভাংগি গরু ধান্ খাইল্ । [<তুঙ্গ সং+রা প্র.] ।

৩=[রা]—বি. খোঁড়া ॥ ট্যাংরা মানুষ্ খুব্ দুশ্টু । [<টঙ্গ+রা ; অর্থ প্র.] ।

৪=[সি]—বিণ. ইঁচড়ে পাকা ॥ ট্যাংরা মাত্ মাতিস্ না । [<টেড়া ; অর্থ প্র.] ।

৫=[সি]—বিণ. কর্কশভাষী ॥ পুয়াডা বর টাাংরা । [পূর্বে দেখ ; অর্থ প্র.] ।

ট্যাংরা কপালি=[সি]—বিণ. ইঁচড়ে পাকা ॥ ট্যাংরা কপালি সুরি । [<টেড়া+কপালি ; অর্থ প্র.] ।

ট্যাংরা গলা=[রা]—বিণ. যাহার নাক মুখ দিয়া শ্লেষ্মা নির্গত হয় ॥ ট্যাংরা গলা ছোঁয়াটাক্ বিয়া করেচে । [ট্যাংরা+গলা=গলিত হওয়া] ।

ট্যাংরা বাইদ্যা=[কুম]—বি. যাহাদের নির্দিষ্ট ঘর বাড়ী নাই ॥

ট্যাংরা বেড়া=[কুম]—বি. অনুচ্চ ফাঁক ফাঁক বেড়া ॥ [<তুঙ্গ বেড়া] ।

ট্যাংরামি=[সি]—বি. দুষ্টামি ॥ ট্যাংরামি কৈরো না । [<টেড়া+মি প্র. ; অথবা দেখ ট্যাংগর্২+আমি প্র.] ।

ট্যাংরি=[ফ]—বি. ঠ্যাং, পা ॥ ট্যাংরিত্ যোর্ নাই ? [<ঠ্যাং+রি প্র. ; তুং টংড়ী হিং] ।

ট্যাংলা=[ম, পা, কু]—বি. কুপরামর্শ ॥ ট্যাংলা দেওন্ খারাপ্ ।

ট্যাংলানো=[পা]—ক্রি. তোষামোদ করা, অনুরোধ করা ॥ তারে ট্যাংলায়ে কৈ নিয়া যাও ?

২=[ম, পা]—ক্রি. বিরক্ত করা ॥ গরুডারে বেশি টেংলাইস্ না ।

৩=[রং]—বিণ. খোঁড়ানো ॥ লোক্টা ট্যাংলিয়ে হাটে ।

ট্যাংশা=[না]—বিণ. খাইতে অনিচ্ছুক ॥ ছেলেটা বড় ট্যাংশা ।

ট্যাঁও=[কু]—বিণ. রাগ, ক্ষুব্ধ ॥ একটু কথাতেই ট্যাঁও হয়ে গেল্ ।

ট্যাঁওর্=[রা]—বি. ট্যাঁক ॥ অনেকে ট্যাঁওরে টাকা পয়সা রাখে । [<ট্যাঁক+র প্র.] ।

ট্যাঁকন্=[চট্ট]—ক্রি. গুঁড়া হইতে বড় কনা বাহির করার জন্য কুলা দিয়া ঝাকানি দেওয়া ॥ চৈ'লর্ গুরি ট্যাঁকি কনা বাইর্ কর্ ।

ট্যাঁকানো=[রং]—ক্রি. অনুমান করা, পরিমাণ করা ॥ ট্যাঁকাই দেখ্ এই খেতে কয় মন্ ধান হবো । [<তাক (অনুমান)+আনো প্র.] ।

২=[রং]—ক্রি. অঙ্কুর বাহির হওয়া ॥ ধান ট্যাঁকায়েছে । [দেখ ট্যাঁক্২ (নামধাতু)+আনো প্র.] ।

ট্যাঁক্=[ব, রা]—বি. রাগ, বদরাগ ॥ এতটুকু সেলের্ আবার্ ট্যাঁক্ যে (ব) ।

২=[ব, রা]—বি. অঙ্কুর ॥ আলুর ট্যাঁক্ দেখা দিসে (ব) ।

৩=[ব, রং]—বি. রাস্তার বাঁক ॥ ট্যাঁকের কাসে আসতে গাড়ি চালাইও (ব) ।

ট্যাঁটা=[ফ]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ ॥

ট্যাঁটে=[চট্ট]—বি. দই হাত লম্বা দণ্ড ॥

ট্যাঁডানি=[চট্ট]—বি. হা করিয়া ক্রন্দন ॥ তার্ ট্যাডানিতে মৈল্লাম্ । [<টা টা শুন্য.+আনি প্র.] ।

ট্যাঁডানো=[নো, চট্ট]—ক্রি. চিৎকার করা ॥ ট্যাঁডাস্কিল্লাই হুইন্লাম্ না । [দেখ ট্যাঁডানি] ।

ট্যাঁপানো=[কু]—বি. গোলাকার বাখারী বিশেষ ॥

ট্যাঁমা=[ব]—বি. অসন্তোষজনক কথা ॥

ট্যাঁয়র্=[চট্ট]—বি. পাহাড়ী অঞ্চল ॥ ট্যাঁয়রে ধান্ কম্ হর্ । [<টিঙ্কর<তুঙ্গ+র প্র.] ।

ট্যাঁয়া=[চট্ট, নো]—বি. <টাকা ॥

ট্যাঁয়াঅলা=[চট্ট]—বি. টাকাওয়ালা, ধনী ॥ ইতার্ হৌর্ খুব্ ট্যায়াঅলা । [<টাকাওয়ালা] ।

ট্যাঁয়ানো=[চট্ট]—ক্রি. বার বার তাগাদা করা, বিরক্ত করা ॥ [অনু.] ।

ট্যাঁয়রো=[চট্ট]—বি. ফাঁক ফাঁক করিয়া তৈরী বেড়া ॥

ট্যাঁয়্রো=[চট্ট]—বি. পাহাড়ের অধিবাসী ॥

ট্যাঁরা=[চট্ট]—বি. বাঁশের শলাকার তৈরী বড় খোপ বিশিষ্ট ক্ষেতের বেড়া ॥

ট্যাঁশা=[দি]—বি. হিংসুটে॥ লোক্‌টা বড় ট্যাঁশা।

ট্যাকন্‌=[সি, চা, কুম]—ক্রি. গুড়া হইতে অধিকতর বড় কিছু বাহির করা॥

ট্যাকর্‌=[সি]—ক্রি. ঠোকা, ঠোকর॥ মুরগায় ট্যাকর্‌ দিসে। [<ঠোকর; অনু.]।

ট্যাকর্‌ ট্যাকর্‌=[বা]—অব্য. ভ্যানভ্যান॥ পেসনে ট্যাকর্‌ ট্যাকর্‌ না কর্‌লে টাহা আদায় অয় না। [অনু.]।

ট্যাকা=[খু]—বি. ডাঙ্গা॥ [<ডাঙ্গা]।

২=[রা, বা]—বি. <টাকা॥

ট্যাকাটু্‌কি=[সি]—বি. একপ্রকার মিষ্ট ফল॥

ট্যাকামান্‌কি=[ম]—বি. থানকুনি গাছ॥ ট্যাকামানকির্‌ ঝোল্‌ পেটের্‌ অশুখে উপ্‌কারি।

ট্যাকা মাস্‌=[কুম]—বি. সাদা গোল মাছ॥ [<টাকা+মাছ]।

ট্যাকারা=[পা]—বি. ছোট ঢোলক॥

ট্যাকারি=[বা]—বি. কাঠের ছোট পাত্র বিশেষ॥ [<টুকরি; তুং ঠোকরি হিং, অর্থ প্র.]।

ট্যাকে=[ম, খু]—বি. মাছ ধরিবার সরঞ্জাম॥

ট্যাকো=[বা]—বি. যে অনর্থক তর্ক করে॥ ওর্‌ সমান্‌ ট্যাকো নাই। [<তার্কিক]।

ট্যাক্‌=[চা, কুম]—বি. অসমতল জায়গা, উচুস্থান॥ ধমিনের্‌ কোনাত্‌ ট্যাক্‌ রাহন্‌ ঠিক্‌ না। [<টেক হিং; তুঙ্গ সং]।

২=[ব, রা]—বি. চারা॥ জমিতে ধানের্‌ ট্যাক্‌ বড় হয়েসে (ব)।

৩=[চা, কুম]—বি. মোড়॥ ট্যাক্‌ ঘুরতে শময়্‌ লাগে।

৪=[রং, রা]—বি. রাগ, অভিমান॥ ছাওয়াটার্‌ ট্যাক্‌ খুব বেশি।

ট্যাক্‌কা দেওয়া=[চট্ট]—ক্রি. ঠকান॥ হিত্যা আঁরে ট্যাক্‌ক্যা দিয়ে। [ঠেকা দেওয়া; অর্থ প্র.]।

ট্যাক্‌কোর্‌=[খু]—বি. বদমেজাজী॥ লোক্‌টা বড় ট্যাককোর্‌। [ট্যাক<তীক্ষ্ণ+কোর<খোর خور ফা.]।

ট্যাক্‌ চ'াইন্‌দা=[চা]—বি. টাকার মত সাদা ও গোলাকার মাছ বিশেষ॥ ট্যাক্‌চ'াইন্‌দার্‌ কুরি কত কৈরা? [<টাকা চাঁদ+আপ্র.]।

ট্যাক্‌টেকি=[সি]—বিণ. টিকটিকির মত হালকা॥ ট্যাক্‌টেকি পুয়া। [অনু.]।

ট্যাক্‌ট্যাকা=[খু]—বি. পাখী বিশেষ।

ট্যাক্‌ ট্যাক্‌=[নো]—ক্রি. বিণ. বারবার তাগাদা॥ পৈশার্‌ লাগি ট্যাক্‌ ট্যাক্‌ কৈরো না। [অনু.]।

ট্যাক্‌ট্যাকান্‌=[চা]—বি. বাজে অনুরোধ, আলাপ প্রলাপ॥ তর্‌ ট্যাক্‌ট্যাকান্‌ আর্‌ বালা লাগে না॥ [অনু.]।

ট্যাক্‌ট্যাকি=[চা]—বি. বাজে কথা, বাজে আলাপ বা অনুরোধ॥ তর্‌ ট্যাক্‌ট্যাকি আর্‌ বালা লাগে না। [অনু.]।

ট্যাক্‌দান্‌=[বা]—বি. লম্বাকৃতি চুলা বিশেষ॥ [<দেগ্‌দান دیگدان ফা.]।

ট্যাক্‌শ=[পা]—বি. মূল্য॥ তোমার্‌ কথার্‌ কোনো ট্যাকশ নাই। [নিকাশ; tax ই:]।

ট্যাগা=[চা]—বি. পাঙ্গাস মাছের পোনা॥

ট্যাগোন্‌=[বা]—বি. ট্যাঁক, কোমরের কাপড়॥ [<ট্যাঁক+অন প্র.]।

ট্যাগ্‌রা=[কুম, নো]—বিণ. আড়চোখা, টেরা॥ [<টেরা<তির্যক সং]।

ট্যাটন্‌=[পা, ফ, ম, য, খু]—বিণ. সেয়ানা, চালাক॥ লোকটা বড় ট্যাটন্‌। [দেখ টেটিয়া,]।

২=[বা]—বিণ. মুখরা॥ [পূর্বে দেখ]।

ট্যাটা=[রা]—বিণ. খুব ছোট॥

২=[পা]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ॥

৩=[ম]—ক্রি. বিণ. বকবক, তড়বড়॥ [অনু.]।

৪=[চা, সি, ম]—বি. কোনকিছুর জন্য আবদার॥ ট্যাট্যা করিস্‌ না। [অনু.]।

ট্যাট্যাংগা=[খু]—বি. রক্তচোষা, গিরগিটি॥

ট্যাট্‌টারা=[রা]—বি. ঘুঘুর ন্যায় পাখি বিশেষ॥

ট্যাট্‌টুয়া=[সি]—বি. চিকণ বাঁশ বিশেষ॥ ট্যাট্টুয়ার্‌ আগা।

ট্যাট্‌না=[রা, কুম]—বিণ. চালাক। উট্‌টানি সেরা কি ট্যাট্‌না (কুম)। [<টেটন্‌ ম. বাং; দেখ ট্যাডন্‌]।

ট্যাট্‌লামি=[চা]—বিণ. চাতুরী॥ ট্যাট্‌লামি দরা পর্‌সে। [দেখ ট্যাট্‌না+আমি প্র.]।

ট্যাট্‌লার্‌=[কুম]—বি. বিড়ি বিশেষ

ট্যাঠা=[ফ]—বি. মাছ ধরিবার যন্ত্র বিশেষ॥ [তে< ত্রি সং+কাঠি+আ প্র.]।

ট্যাডন্‌=[নো]—বি. ঠগ॥ এইডা ট্যাডনের্‌ দেশ্‌। [<টেটন (ধূর্ত) ম. বাং]।

২=[কুম, চা]—বিণ. চালাক, চতুর॥ সেরাডা খবর্‌ ট্যাডন্‌। [পূর্বে দেখ]।

ট্যাডা=[ফ, চা, চট্ট]—বি. মাছধরিবার যন্ত্র বিশেষ॥ [দেখ ট্যাঠা]।

ট্যাডাকা=[কুম]—বি. আঁকশি॥ বাশের আগাত্‌ ট্যাডাক্যা বাইন্‌দা গাসের্‌ আগার্‌ হক্‌না লাক্‌রি পারে। [দেখ ট্যাডা; অর্থ প্র.]।

ট্যাডানো=[কুম]—ক্রি. চিৎকার করা॥ [ট্যাঁট্যাঁ অনু.+আনো প্র.]।

ট্যাডাম্‌ই=[না]—বি. মই দিবার বিশেষ পদ্ধতি॥

ট্যাডার্‌ ব্যাডার্‌=[চা]—ক্রি. বিণ. তালবাহানা, ফাঁকি বাজি॥ ট্যাডার্‌ ব্যাডার্‌ করস্‌ ক্যান্‌। [অনু.]।

ট্যাড্‌ভ্যাট্‌=[ব]—বি. ছল, প্রবঞ্চনা॥ তার্‌ ট্যাড্‌ ভ্যাট্‌ বুঝি না। [অনু.]।

ট্যানা=[পা]—বি. উচ্চ আলি ॥

২ =[চট্ট]—বি. চারাগাছ ॥ মাদারের্ ট্যানা। [পরে দেখ ; অর্থ প্র.]।

৩=[চট্ট]—বি. গাছের ডাল ॥ [টহ্‌না হিং]।

৪=[চট্ট]—বি. নিকৃষ্ট ॥ ট্যানা আম্‌গান্ কেম্‌নে দিলি ?

৫=[চট্ট]—বি. ছোট গুঁটি, মাছের বাচ্চা ॥ বেড়ার্ ট্যানা।

ট্যানাই=[রং]—বি. মাছ মারার এক প্রকার যন্ত্র ॥

ট্যান্=[দি]—বি. ট্রেণ ॥ এডা কয়্‌ডার্ ট্যান্। [<ট্রেন train ইং]।

২=[খু]—অব্য. নিকটে ॥ কার্ ট্যান্ টাকা চাঁলি ? [<স্থান সং]।

ট্যান্‌টনি=[সি] –বি. অবাড়ন্ত শিশু ॥

ট্যান্‌টাঁলি=[সি] –বিণ. ছোটখাটো ॥ লোক্‌টা একেবারে ট্যান্‌টালি।

২=[চট্ট]—বি. দুই জোড়া লম্বা ডানা-বিশিষ্ট পতঙ্গ ॥ সোট পোনা ট্যান্‌টালি ধরে।

ট্যান্‌টেইনা মাতব্বর=[ম]—বিণ. যে অনর্থক মাতব্বরী করে ॥

ট্যান্‌টেনি=[ম]—বি. পেঁচাল ॥ ওর্ ট্যান্‌টেনি হুনে কে ? [অনু.]।

ট্যান্‌ট্যানা=[বং]—ক্রি. বিণ টনটনে, ভরপেট ॥ গরুটা লাগ্ খায়া ট্যান্‌ট্যানা হচে। [অনু.]।

২=[সি]—বিণ. শক্ত ॥ ট্যান্‌ট্যানা বাশ্।

ট্যান্‌ট্যানানো=[বং]—ক্রি. অপরের পক্ষ লইয়া ঝগড়া করা ॥ [ট্যানট্যান অনু.+আনো প্র.]।

ট্যান্‌ট্যানিয়া=[বা]—ক্রি. বিণ. জীর্ণশীর্ণ অবস্থায় ॥ লাউগাস্ ট্যান-ট্যানিয়া উঠ্‌তাসে।

২=[ফ]—ক্রি. বিণ. ধীরে ধীরে ॥ ষরের্ তনে ট্যান্‌ট্যানিয়া বাবা ঐসি।

ট্যান্‌ট্যানে=[রং]—বিণ. সেয়ানা চালাক ॥ লোক্‌টা ট্যান্‌ট্যানে। [= টনটনে]।

ট্যান্ ট্যান্=[রা]—বি. কথা কাটা-কাটি ॥ ট্যান্‌ট্যান্ করিছ্ না। [অনু.]।

ট্যান্‌ট্যায়ালি=[চট্ট] – বি. এক প্রকার পাখী ॥

ট্যান্‌ট্যাল্=[রং]—বিণ. চতুর ॥ [দেখ ট্যান্‌ডল্]।

২=[রং]—বিণ. স্বার্থপর ॥

ট্যান্‌ডলি=[কুম]—বি. গঙ্গা-ফড়িং ॥

ট্যান্‌ডল্=[ম. নো]—বিণ. ধূর্ত, ফন্দিবাজ ॥ হিতে বর ট্যান্‌ডল্। [<জেণ্ডিল হিং ; general ইং ; অর্থ প্র. কিংবা দেখ টান্‌ডল্ ; তুং টন্‌ডইল হিং]।

ট্যান্‌ডা=[নো]—বি. লগি ॥ আম্ চাড়েনুনা ট্যান্‌ডা।

ট্যান্‌ডাবাযি=[য]—বি. দাঙ্গা-হাঙ্গমা ॥ লোক্‌টা ট্যান্‌ডাবাযি করতে ভালবাশে।

ট্যান্‌ড্যাল্=[পা]—বি. খেজুর ॥

ট্যাপন্=[ফ. ব. পা]—বি. আঁটিন, বাঁশের চিকন বাখারি ॥

২=[ম]—বি. ছিপসহি ॥ ট্যাপন্‌টা একটু ভাল করে দাও। [<টিপ+-অন প্র.]।

ট্যাপা=[য]—বি. ক্ষুদ্র মিষ্ট ফল বিশেষ ॥

২=[সি]—বি. মাছের পেটি বা তেল ॥

৩=[চট্ট]—বি. ছোট ছেলে ॥

৪=[ব]—বি. বামন আকৃতির লোক ॥

৫=[ফ]—বিণ. গোলগাল ॥ গরুডা ঘাশ্ খাইয়া ট্যাপা ঐসে।

৬=[পা]—বি. ক্ষুদ্র মাছ বিশেষ ॥

৭=[নো]—বি. এক প্রকার টক ফল ॥

৮=[ব, রা]—বিণ. পেটমোটা ॥ ট্যাপা লোক্ বেশি কাম্ করতে পারে না। [অনু.]।

৯=[দি, রা, ঢা]—বি. ঝাঁপি, মোরগ রাখিবার খাঁচা ॥ কুক্‌ড়াগুলি ট্যাপার্ ভিতর্ ভর্ (রা)। [টাপা হিং]।

ট্যাপাই=[রং]—বি. মাছ ধরার বাঁশের যন্ত্র বিশেষ ॥ [দেখ ট্যাপ্৩]।

ট্যাপাটুপা=[ম]—বিণ. মোটা সোটা ॥ গাইডা বর ট্যাপাটুপা।

ট্যাপা ট্যাপা=[ফ]—বিণ. নাদুস নুদুস ॥ এই ট্যাপাট্যাপা পোলাগুলি কার্ ? [অনু.]।

ট্যাপানো=[পা]—ক্রি. অনুরোধ করা ॥ আমি তাকে ট্যাপাতি পার্‌ব না।

ট্যাপারি=[ম, য]—বি. মুরগী ধরার খাঁচা ॥ [দেখ ট্যাপা৯+রি প্র. (স্বার্থে)]।

২=[ম]—বি. কঞ্চি বা বাঁশের তৈরী পাত্র ॥ ট্যাপারিগান্ নাই। [পূর্বে দেখ]।

ট্যাপাশাইল=[য, খু]—বি. এক প্রকার ধান ॥

ট্যাপা শ্যাওলা=[খু]—বি. এক প্রকার শ্যাওলা ॥ ট্যাপা শ্যাওলায় পুকুর ভরি গেসে।

ট্যাপি=[ব]—বি. বামন আকৃতির স্ত্রীলোক ॥

ট্যাপু=[ম]—বিণ. পেটফুলা ॥ ব্যারামি লোক্‌টা ট্যাপু ঐয়া গেসে।

ট্যাপুয়া=[দি]—বিণ. ভুঁড়ি-ওয়ালা ॥

ট্যাপ্=[ম, ঢা, ব]—বিণ. বাঁকা, টোল খাওয়া ॥ গড়িডারে আসার্ দিয়া ট্যাপ্ কৈরা ফালাইসে।

২=[সি]—বি. নাড়ি ভুঁড়ি ॥ পারা মারগ্যা ট্যাপ্ বাইর্ কৈরা লাইসে।

৩=[ঢা]—বি. গর্ত ॥ লোডাডাত্ ট্যাপ্ পৈরা গেসে।

ট্যাপ্‌কা=[রা]—অস. ক্রি. লাফ দিয়া, টপকাইয়া ॥ দেবাল্ ট্যাপ্‌কা চোরে দৌড় দিল্। [<টপকাইয়া]।

ট্যাপ্ গালা=[সি]—ক্রি. অন্যের কথায় তাল দেওয়া ॥ আর্ ইন ট্যাপ্ গাইল্যানা বা।

ট্যাপ্‌ট্যাইপা=[কুম]—বিণ. সুপক্ব ॥ কাডলডা পাক্যা ট্যাপ্‌ট্যাইপা ঐসে। [অনু.]।

ট্যাপ্‌ট্যাপা=[সি]—বিণ. ভরপুর ॥ খাইয়া ট্যাপট্যাপা ঐসে।

ট্যাপ্‌ট্যাপানি=[সি]—বি. লোভ ॥ আমারে ট্যাপ্‌ট্যাপানি দেহাইয়া লাভ্ নাই। [অনু.]।

ট্যাপ্ দেওয়া=[সি]—ক্রি. বড়শীর ছিপ দিয়া দিয়া জল নাড়াচাড়া করা ॥ মাসে না দর্‌লে ট্যাপ্ দাও।

ট্যাপ্‌পোনা=[খু, বা]—বি. পানা ॥ পুকুরের্ ট্যাপ্ পোনা শাফ্ কর্।

ট্যাপ্‌রা=[রা]—বি. মাছ বিশেষ ॥

২=[সি]—বি. ফোঁটা ॥ মেগের ট্যাপ্‌রা।

৩=[সি]—বি. বাঁশ ও গাছ হইতে চুয়াইয়া পড়া কুয়াশা বা বৃষ্টির জল ॥ বাগ্ ট্যাপ্‌রাকে খুব্ ডরায়্। [<টপ +রা প্র ; অনু.]।

৪=[রা]—বিণ. যাহার স্বাস্থ্য ভাল নহে ॥ লোক্‌টা একেবারে ট্যাপ্‌রা।

৫=[রং]—বি. খর্বাকৃতি, বৃহৎ উদর-বিশিষ্ট ॥ এই যে এক্‌না ট্যাপ্‌রা মানুষ্।

ট্যাফল্=[খু]—বি. কাটি ফল ॥

ট্যাফন্যা পানি=[রং]—বি. ফোঁটার ফোঁটায় পড়া পানি ॥ গাছের্ তলাত্ ট্যাফান্যা পানি পড়ে। [<টপ্+ যান্যা প্র.+পানি]।

ট্যাফ্‌রি=[ব]—বি. খাঁচা ॥ ট্যাফ্‌রিত্ মুরগির্ বাচ্যা ডাইক্যা রাখে। [দেখ ট্যাপারি]।

ট্যাবর, ট্যাবর্=[চট, ব]—ক্রি. বিণ. ফোঁটায় ফোঁটায় ॥ ট্যাবর্ ট্যাবর্ পানি পর্‌তাসে। [তুং টপটপ ; অনু.]।

ট্যাবা=[চট, বা]—বি. বড় ও টক লেবু, টক জাম্বুরা ॥ ট্যাবা খাইলে বমু অয়্।

২=[পা]—বি. গাল বা মুখের গহ্বর ॥ সাওয়াটা ট্যাবা ফুলাইয়া বস্যা রেচে।

ট্যাবাইন্‌না=[ঢা]—বিণ. টিপটিপ বা গুঁড়ি গুঁড়ি ॥ ট্যাবাইন্‌না মেগে বাইর্ অওন্ যায় না। [দেখ ট্যাফান্যাপানি]।

ট্যাব্যানো=[কুম]—ক্রি. খিট খিট করা ॥ [অনু.]।

২=[চট]—ক্রি. বিন্দু বিন্দু করিয়া পড়া ॥ ভিষা কম্বত্তুন্ পানি ট্যাব্যাই পড়ের্ ॥ [অনু.]।

ট্যাব্=[সি]—বি. জল নাড়া ॥ যোরে যোরে ট্যাব্ দেও।

ট্যাব্‌রা=[রা]—ক্রি. দাঁতের গোড়ার ফুলা ॥

ট্যাব্‌রানি=[ম, কুম]—ক্রি. বি. গাছের নীচে ফোঁটা ফোঁটা পানি পড়া ॥ [দেখ ট্যাবাইন্‌না ; অনু.]।

ট্যাব্‌লা=[রং]—ক্রি. আঙুল দ্বারা টোকা, স্পর্শ ॥ ট্যাব্‌লা না দিলে উঠ্‌বে না। [<টিপ রং]।

ট্যামক্=[ফ, রং]—বি. গর্ব, অভিমান, গোস্‌সা ॥ [টিমাক হিং]।

ট্যামর্=[পা]—বি. কোমর, ট্যাঁক, মাজার কাপড় ॥ [<ট্যাঁক+র]।

ট্যামা=[য]—বি. ছোট কাঁঠাল ॥

২=[সি]—বিণ. গুঁজ আছে যাহার ॥ ই ট্যামা কাটল্‌টার্ দাম্ কত ? [টেম+ আ প্র.]।

৩=[রং]—বি. কৌটা ॥ ট্যামাটা হতে তামাক্ আন্।

৪=[বা]—বি. নারিকেলের ডাব হইবার পূর্বাবস্থা ॥

ট্যামাটুমা=[কুম]—বি. ছোট্ ছোট ॥ বাগানের্ ট্যামাটুমা গাসকড়ি কাইট্যালা। [অনু.]।

ট্যামাটেমি=[কুম, সি]—বি. ছেলে মেয়ে ॥ তার্ টেম্যাটেমি অনেক্। [অনু.]।

ট্যামো=[য]—বি. জল মাপার পাত্র বিশেষ।

ট্যাম্=[ফ]—বিণ. উঁচা ॥ ট্যাম্ যমিনে দান্ বালা অয়্ নাই। [<টীবা (উঁচু জমি) হিং]।

২=[বা]—বি. ছিপি ॥ ট্যামের্ উপ্‌রে পিম্ গাস্ লাগায় না। [পূর্বে দেখ]।

৩=[ব,খু,কুম]—বি. বাঁশের কঞ্চির তৈরী লেখার উপকরণ বিশেষ ॥ পোলা পানে ট্যাম্ দিয়া খেলে।

৪=[সি,পা,বা]—বি. গুটি, ফোলা ॥ এহানে কিয়ের্ ট্যাম্ ?

৫=[কুম]—বি. টোল, বাঁক ॥ যগের্ পেডো ট্যাম্ পর্‌সে।

ট্যাম্‌কা=[রং]—বি. *রাগ ॥ ও বাহে, হামার্ কতাতে কি তুমি ট্যাম্‌কা অলে ?

ট্যাম্‌কুরাইল্যার্ নাতি=[ঢা]—বি. বাজে লোক ॥ কিরে ট্যাম্‌কুরাইল্যার্ নাতি, কিয়ের্ লাইগ্যা আইসত্ ?

ট্যাম্‌কো=[পা]—বিণ. ধ্যাবড়া ॥ হাড়িটা চাপ্ লেগে ট্যাম্‌কো হয়ে গেসে।

ট্যাম্‌টম্=[সি]—বি. টুকরা টাকরা ॥ লোয়ার্ ট্যাম্‌টম্ কামে লাগে। [অনু.]।

ট্যাম্‌টিমে=[খু, য]—বি. ছোট পাখী বিশেষ ॥

২=[খু]—বি. ছোট ঢোলক ॥ ট্যাম্‌টিমে বাবার্ কে যে ?

ট্যাম্‌টুম্=[সি]—বি. টুকরা টাকরা ॥ ট্যাম্‌টুম্ কে দিছ ?

ট্যাম্‌ট্যামা=[রং, য]—বিণ. পূর্ণ উদর, ভরাপেট ॥ গরুডা ঘাস্ খায়্যা ট্যামট্যামা হচে (রং)। [অনু.]।

ট্যাম্‌ট্যামি=[পা]—বি. শঠ ॥

২=[বা]—বি. আমোদ, আহলাদ ॥ সেলে পেলে নিয়া বেশি ট্যাম্‌ট্যামি কর্‌লে তাগো মানুষ্ করা যায় না। [অনু.]।

ট্যাম্‌ট্যাম্=[সি]—ক্রি. বিণ. ফোঁড়া ফোঁড়া, ফোলা ফোলা ॥

২=[সি]—বি. উঁচুনীচু ॥ ট্যাম্‌ট্যাম্ কাটি মিল্ কর্। [অনু.]।

ট্যাম্‌ট্যাম্ করা=[পা]—ক্রি. রুষ্ট ভাবে কাহাকেও কিছু বলা ॥ লোকের্ শাতে ট্যাম্‌ট্যাম্ করা তার্ অব্যাশ্।

ট্যাম্‌না=[সি]—বিণ. আকারে ছোট ॥ ট্যাম্‌না বেডির্ যত কতা।

২=[রা, দি, রং]—বি. কুঁজো ॥

ট্যাম্‌প্‌=[রা]—বি. স্ট্যাম্প ॥ [< stamp ইং]।

ট্যাম্‌বারি করা=[পা]—ক্রি. পরের ধনে পোদ্দারী করা ॥ ট্যাম্‌বারি কর্‌যা শুর্‌লেই কি বাত্‌ যুট্‌বো ?

ট্যাম্‌ব্রা=[খ]—বি. গুটিকা ॥ ফোরা হুগাইলেক বায়্‌গাডায় ট্যাম্‌ব্রা বাইন্‌দা রৈসে।

ট্যায়র্‌=[চট্ট]—বিণ. টেরা ॥ হিতায় মাইয়্যাউয়্যা ট্যায়র্‌।

ট্যায়া=[খু]—বি. উঁচু স্থান ॥ [দিবা হিং]।

২=[বা]—বি. <টাকা ॥

ট্যায়াইট্যা=[কুম]—বি. তেতালা ॥ পৈক্‌ড়া ট্যায়াইট্যাত্‌ বাশা বান্‌সে। [<তিন+কাঠি+আ প্র.; অর্থ প্র.]।

ট্যার=[রং]—বিণ. তির্যক্‌, ট্যারা, বাঁকা ॥ লাইন্‌ ট্যার ঐচে'। [< টেরা<টের সং]।

ট্যারশ্‌ ব্যারশ্‌=[নো]—বি. মনোমালিন্য ॥ তার্‌ লগে আমার্‌ ট্যারশ্‌ ব্যারশ্‌ নাই। [অনু.]।

ট্যারা=[ম, পা]—বি. ছিদ্র ॥ ট্যারাডা বন্‌দ কর্‌।

২=[রা]—বিণ. কানা ॥ লোক্‌টার্‌ এক্‌ চোখ্‌ ট্যারা। [<টেরা<তির্যক সং; অর্থ প্র.]।

ট্যারাং=[কুম, চা]—বি. সুটকেশ ॥ আমার্‌ ট্যারাঙে কাপর্‌ আসে। [< ট্রাঙ্ক trunk ইং]।

ট্যারাটেরি=[বা]—ক্রি, বিণ. দেখাদেখি ॥ এত ট্যারাটেরি ক্যা ?

ট্যারানো=[সি]—ক্রি. দোষ ধরা ॥ হরুতারে খালি ট্যাইর্‌যা না।

ট্যারে কানা=[পা]—বিণ. এক চক্ষু-বিশিষ্ট ॥ লোক্‌টা ট্যারে কানা। [দেখ ট্যারা+কানা]।

ট্যারেটুরে==[রা]—ক্রি, বিণ. আভাসে ইঙ্গিতে ॥ [অনু.; সাধু ঠারে ঠোরে]।

ট্যারেন্‌ডা=[ম, সি]—বি. ফাৎনা ॥ বরির্‌ ট্যারেন্‌ডা।

ট্যার্‌=[ব, রা, পা]—বি. কাপড়ের খুঁট ॥ ট্যারে কয়্‌ পয়্‌শা আসে ?

ট্যার্‌কাশ্‌=[রা]—বি. পাটের সুতা পাকানোর কাঁটাযুক্ত যন্ত্র বিশেষ ॥ [<তর্‌কশ ترکش ফা.]।

ট্যার্‌গ্যাশ্‌=[পা]—বি. যাহা দ্বারা রশি পাকানো হয় ॥ [দেখ ট্যার্‌কাশ্‌]।

ট্যারে চোক্‌=[রং]—বি. আড়চোখ ॥ ট্যারচোকে বেটিকোনার্‌ দিক চাও কেনে? [<টের<তির্যক সং+চোখ]।

ট্যার্‌টুর্‌=[সি]—বি. উপলব্ধি ॥ [<টের+টুর অনু:]।

ট্যার্‌ট্যারা=[রা]—বি. পাখী বিশেষ ॥ [অনু.]।

ট্যার্‌পাল্‌=[চা]—বি. কাপড়ের তৈরী চাঁদোয়া ॥ আয়্‌গা ওয়ায়্‌ ঐব, ট্যার্‌-পাল্‌ টানাইসে। [<টারপল<tar-pualin ইং]।

ট্যার্‌সা=[কু, পা]—বিণ. বাঁকা ॥ ওর্‌ একটা চো'খ ট্যার্‌সা। [<তেরছা <তির্যট্টা; তির্যক্‌ সং]।

ট্যার্‌হা=[রা]—বিণ. বাঁকা ॥ লোক্‌টা বড় ট্যার্‌হা। [হিং]।

ট্যালক্‌=[ম]—বি. ঠাণ্ডা ॥ বড় ট্যালক্‌ পর্‌সে।

ট্যালা=[ফ, পা, বা]—বি. বেখেয়াল ॥ ট্যালার্‌ মত খাবাইয়া বৈসত্‌ কিযারে ?

২=[চা]—বিণ. সোজা ॥ মাইরাডা এক্‌কেলে ট্যালা।

৩=[য]—বি. বিড়া, খড় বা বেত দিয়া তৈরী হাড়িপাতিল রাখিবার গোলাকার উপকরণ ॥

ট্যালাটৈলি চ'াওয়া=[সি]—ক্রি. এক-দৃষ্টে চাহিয়া থাকা ॥

ট্যালা পানি=[দা]—বি. কমস্রোত ও কম ঢেউবিশিষ্ট পানি ॥ এই গাংগের্‌ ট্যালা পানি।

ট্যাল্‌=[য]—অব্য. নিকট ॥ আমার্‌ ট্যাল্‌ তোমার্‌ কলমডা আসে। [<স্থান, স্থল সং]।

ট্যাল্‌খা=[চা, কুম]—বিণ. ঠাণ্ডা ॥ পানি খবর্‌ ট্যাল্‌খা লাগে।

ট্যাল্‌আনো=[কুম]—ক্রি. দোলা ॥ ঢেউয়ের্‌ তালে তালে নাওডা ট্যাল্‌লায়্‌।

ট্যাল্‌হা=[কুম]—বিণ. ঠাণ্ডা ॥

ট্যাশানো=[খু, বা]—ক্রি. হিংসা করিয়া কাহাকেও দাবাইয়া রাখা ॥ তারা খালি আমাগে ট্যাশে। [<ঠাসা+আনো প্র.]।

ট্যাশো=[কু]—বিণ. ঠাণ্ডা ॥ শিতের্‌ শময় ট্যাশো ভাত্‌ খাওয়া যায়্‌না।

ট্যাশ্‌=[সি]—বি. অহঙ্কার ॥ টৈহায়্‌ ট্যাশ্‌ দেখ। [ঠেস; অর্থ প্র.]।

ট্যাশ্‌কানো=[চা]—ক্রি. বিষাবোধ করা, বিস্মিত হওয়া ॥ এই যে কতখন্‌ দৈরা কৈতাসি, একটু নি ট্যাশ্‌কাইন্‌। [<টিক্কান<টসকনা হিং; অর্থ প্র.]।

ট্যাশ্‌টেশে=[খু]—বি. নীলকণ্ঠ পাখী ॥ ট্যাশ্‌টেশে পোকা খায়্‌। [অনু.]।

ট্যাশ্‌ট্যাশা=[রং]—ক্রি. পূর্ণোদর ॥ মশাটা অক্‌ত খাইয়া ট্যাশ্‌ট্যাশা হচে। [অনু.]।

ট্যাশ্‌ট্যাশ্‌ করা=[পা]—ক্রি. মন্দ দেখা ॥ যাকে দেখ্‌তে ভালা না লাগে তাকে দেখ্‌লেই ট্যাশ্‌ট্যাশ্‌ করে। [অনু.]।

ট্যাহা=[ফ, চা, পা, কুম]—বি. টাকা ॥ দশ্‌ ট্যাহার্‌ খাবার্‌ কবুলি।

ট্যাহা ট্যাহা=[চা]—ক্রি, বিণ. প্রত্যেকটি এক টাকা করিয়া ॥ মাল-দৈরা আম্‌ ট্যাহাট্যাহা কৈরা বেচ্‌'তাসে। [<টাকা টাকা]।

ট্যাহাপাতা=[চা]—বি. টাকার ন্যায় গোলাকার পাতা বিশেষ ॥ ট্যাহাপাতার্‌ রশ্‌ খাইলে পেটের্‌ অসুখ্‌ সারে। [< টাকা পাতা]।

ট্যাহারা=[ফ]—বি. ঢেঁকা ॥ ঐ গয়না নায়ে ট্যাহারা মার্‌সে আর্‌ দেখি নাই। [অনু.]।

ট্যাহৈশা=[নো]—বি. টাকা পয়সা ॥ হেতে ট্যাহৈশা লুহ্‌'চ'াখি করি উড়াইল্‌। [<টাকা পয়সা]।

টৈ

টৈক্‌কা খাওয়া=[ঢা]—ক্রি. কাহাকে জোরে শোরে আক্রমণের জন্য হুমকি দেওয়া ॥ অক্‌কে নক্‌কে টৈক্‌কা যায়।

টৈটৈ=[রং]—বি. নারিকেলের মালা দিয়া তৈরী হাতা বিশেষ ॥

টৈটৈ করা=[ঢা, ম]—ক্রি. ভবঘুরের মত বেড়ানো ॥ খালি টৈটৈ কৈরা বেরাও ক্যা। [ধ্বনু]।

টৈনা=[ফ, রা]—বি. বাঁশের কঞ্চি ॥ টৈনা দিয়া সিম্ গাসের্ থাকা দেও। [দেখ ট্যানা ; অর্থ প্র.]।

টৈন্=[চট্ট, নো]—বি. টিন ॥ টৈনর্ ঘর্ চাটিগা যেলাত্ কম্। [<টিন tin ইং]।

টৈন্‌না=[কুম]—বি. বাঁশের ভড়কা ॥ দেখ টৈনা]।

২=[কুম]—বি. বাঁশের দণ্ড ॥ টৈন্‌না দা গাসের্ আম্‌ডি পার্।

টৈয়া টৈয়া=[ফ]—বিণ. পাতলা পাতলা ॥ খেতে এইবার্ টৈয়া টৈয়া দান্ ঐসে। [অনু.]।

টৈয়্যা=[রা]—বি. আগা ॥ একেবারে টৈয়্যায় উঠা শোজা না।

টৈর্=[কুম]—বি. লগি ॥ টৈর দিয়া আম্ পারে।

টৈর‍্যামি=[ফ]—বি. ধোকাবাজী ॥ টৈর‍্যামি কৈরা আর্ কয়্‌দিন্ চ'লবা ?

টৈল্=[পা]—বি. অঞ্জলি ॥

টৈল্ টুক্‌রা কাম্=[ম]—বি. ছোট খাট কাজ ॥ বারিত্ থাক্‌লে টৈল টুক্‌রা কাম্ একটু করন্ লাগে।

টৈশানো=[রং]—ক্রি. মরা ॥ তুই যাতে যাতে তোর্ বাপ্ টৈশাবে।

টৈশ্যা লাগা=[রং]—ক্রি. কাঁদিতে কাঁদিতে দম আটকাইয়া যাওয়া ॥ ছাওয়াডা কাঁদতে কাঁদতে টৈশা লাগচে।

টো

টো=[খু]—বি. ইঙ্গিত, টোকা ॥ তারে টো দিয়া নৈয়া আয়। [ধ্বন্যা.]।

টোং=[ব, রা]—বি. কবুতরের ছোট কাঠের ঘর। [<টঙ্গ<তুঙ্গ সং]।

২=[খু]—বি. ঘরের ভিতরের মাচা ॥ টোংগের্ উপ্‌রে গুড়্ আসে। [পূর্বে দেখ]।

৩=[পা, ফ]—বি. বড়শির ফাতনা ॥

৪=[রং]—বি. চৌকি ॥ কাছারি ঘরে টোং আছে। [দেখ টোং]।

৫=[রা, দি]—বি. উঁচু ॥ অমন্ টোং ভাংগা তার্ আবার্ এত দাম্। [দেখ টোং]।

৬=[কু]—বি. ফসল কিংবা অন্য কিছু পাহারা দিবার জন্য ব্যবহৃত ঘর বিশেষ ॥ রহিম্ রাত্রে টোংএ থাকে। [দেখ টোং ; অর্থ প্র.]।

টোংগর্=[বা]—বিণ. দুষ্ট ॥ লোক্‌টা বর টোংগর্। [<তুঙ্গ+র ; অর্থ প্র.]।

২=[ফ]—বিণ. যে একের কথা অন্যের কাছে লাগাইয়া ঝগড়া বাধায় ॥ বৌড়া ববর্ টোংগর্। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

টোংগশ্, টোংগশ্=[রা]—অব্য. খোঁড়াইয়া হাঁটার শব্দ বিশেষ ॥ খুঁড়ি আল্ টোংগশ্ টোংগশ্ করে। [অনু.]।

টোংগা=[য]—বি. আম পাড়িবার ছোট থলি ॥ টোংগা কোটা আন্ আম্ পাড়ুম্। [<ঠোংগা<তুঙ্গ সং]।

২=[ম]—বি. বাঁকা ॥ বেদে তক্তা গুলি টোংগা ঐসে।

৩=[রা, দি]—বি. উঁচু ॥ অমন্ টোংগার্ ডাংগা তার্ আবার্ এত দাম্। [দেখ টোং৫]।

টোংগি=[রা]—বি. বৈঠকখানা ॥ বড় বড় বাড়িতে টোংগি আছে।

টোংগুর্=[ঢা]—বিণ. ধুরন্ধর ॥ বেডাডা টোংগুর্ দেইখ্যা এম্‌নে কতা কয়। [দেখ টোংগর্]।

টোংটোংগত্=[রা]—ক্রি. বিণ. উঁচুতে ॥ টোংটোংগত্ কাপড় পিন্‌দে কাচু আট্ ?

টোংরাল্=[কু]—বি. দড়ির কাজে ব্যবহৃত বাঁশের বেত ॥

টোংরা=[ফ]—বি. সুতার বীজ ॥

২=[রং]—বি. হাড় ॥ তোর্ মতন্ টোংরাচাটা দুনিয়াত্ নাই।

৩=[রা]—বিণ. ঘন ঘন মত পরিবর্তন কারী ॥ টোংরা লোকের্ কথায় আস্থা রাখা ঠিক্ না।

৪=[ম]—বিণ. খণ্ড ॥ কুত্তায় এক্ টোংরা গোস্ নৈগেসে। [<টুকরা<স্তোম সং+রা প্র]।

৫=[রা]—বিণ. নড়বড়ে ॥ টোংরা ঘর্‌টা তুফান্ এলেই পড়ে যাবে।

টোংরামি=[ফ]—বি. একের কথা অন্যের কাছে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করণ ॥ বৌডা যবর্ টোংরামি করে। [তুং নোংরামি]।

টৌক্=[রা]—বি. রাগ ॥ টৌক্ করলে নাকি ?

টৌক্‌কো=[রা]—বি. জীব বিশেষ ॥

টৌক্ খিলা=[রা]—বি. খেলা বিশেষ ॥

টৌডা=[চট্ট]—বি. গলদেশ ॥ পুয়াউয়ার্ টৌঁডায় মাসর্ কাঁডা লাইগ্‌গে। [<টুঁটি<টেঁাটি হিং ; ত্রোটি সং]।

টৌয়া=[চট্ট]—বি. ছোট কূপ বা জলাশয় ॥ টৌঁয়াউয়ার্ পানি হেকাযতে রাইক্য।

টৌয়াটুই=[চট্ট]—বি. খেলা বিশেষ॥ পোয়ান্ টৌঁয়াটুই খেলে। [<টোকা-টুকি]।

টৌয়ানো=[চট্ট]—ক্রি. খোঁজ করা, তালাশ করা॥ হিতারে কয়্দিন্ ধরি টৌঁয়াই পাওয়া ন যায়ের্।

টৌয়ালা=[চট্ট]—বি. বেতের ছড়া॥

টৌয়ানো=[চট্ট]—ক্রি. খোঁচান॥ ঘা ন টৌঁয়াইশ্।

টৌর্=[রা]—বি. থড়হর॥

টোকর্=[রা]—বি. ছই॥ নায়ের্ টোকর্। [<টোপর<স্তূপ সং+র প্র.]।

২=[খু, রা]—বি. কোচড়॥ বেডিডার্ টোকরে শাক্ আসে (খু)। [<টুকরী<টোকরী হিং; অর্থ প্র.]।

৩=[রং]—ক্রি. টোকা॥ আংগুল্ দিয়া টোকর্ মারেক্। [<ঠোকর; অনু.]।

টোকল্=[ফ]—বি. ধানের তুষ॥ দশ্শের্ দানে টোকল্ ঐল এক্শের্।

টোকা=[ব]—বি. পোঁটলা, ঝুড়ি॥ তার্ টোকাত্ কিরে? [টুকরী; তুং টোকরী হিং]।

টোকাটুকি=[পা, চট্ট]—ক্রি. খোঁজা-খুঁজি॥ [<টোকা+টুকি; অনু.]।

টোকা দেওয়া=[ব]—ক্রি. ঝাড়া॥ ধান্ টোকা দেও।

টোকানো=[পা, চট্ট]—ক্রি. খোঁজ করা॥ [দেখ টোকাটুকি; নামধাতু]।

টোকোর্=[ফ]—বি. কাপড়ের থলি॥ আম্গুলা টোকোর্ পাইত্যা লও। [<টোকরী হিং; অর্থপ্র.]।

টোক্=[চা]—বি. বোলতার ডিম॥ টোক্ দিয়া কৈ মাস্ দর্। [<টোপ]।

২=[রং]—ক্রি. কুদৃষ্টি॥ খাবার্ সময় টোক্ দিলে প্যাটে অশুখ্ হয়্।

৩=[কুম]—বি. খোঁজ॥ চোঁরের্ টোক্ পাইসি।

টোক্কর্=[চট্ট]—বি. ঠোকর॥ পাইপর্ টোক্করে বিশ্ কয়্ নথ। [<ঠোকর হিং; অনু.]।

টোক্কা=[বা, কুম]—ক্রি. টোকা॥ মাইয়াডা এত শুন্দরি যে মনে অয় টোক্কা দিলে লৌ পর্ব॥

টোক্মা পাড়া=[পা]—ক্রি.বি. ভিখা-রীর ন্যায় প্রার্থনা করা॥ মান্শির্ কাসে টোক্মা পাড়ার্ টক্টা তোর্ গেল্ না।

টোক্রা=[ফ]—বি. এক প্রকার আগাছার বীজ॥ বুগুরিত্ বহুত্ টোক্রা আসে, বাইচ্যা ফালাও।

২=[রা]—বি. গাছ বা চারা ঢাকিয়া রাখিবার সরঞ্জাম বিশেষ। [<টোপর+আ প্র.; টোপ হিং]।

৩=[ব,রা]—বি. গরুকে পানি খাও-য়াইবার ধামা জাতীয় পাত্র॥ [টোকরা হিং; অর্থ প্র.]।

৪=[চা, রা]—বি. দোষ, বাধা॥ ভাল কাজে টোক্রা পড়ে বেশি (রা)।

টোক্রাই=[রং]—বি. শামুক॥ ছাওয়াটা টোক্রাই দিয়া ঠ্যাঙ্ কাটিছে।

টোক্রা করা=[রা]—ক্রি. অসন্তোষ বশতঃ খুঁতখুঁত করা॥ এত্তোদিন্ হল তাও টোক্রা কর্ছিশ?

টোক্রা কাটন্=[বা]—ক্রি. ছল ধরা। তুই টোক্রা কাটিছ না ভাই।

টোক্রা দেওয়া=[রা]—ক্রি. বি. ফোড়ন দেওয়া॥ শব্ কিছুতেই টোক্রা দেওয়া ওর্ অভ্যাশ্।

টোগা=[কুম]—বি. খোঁজ॥ টোগা লৈ চ'াইলাম্, তার্তন্ টেয়া নাই।

টোগানো=[কু]—ক্রি. খোঁজ করা॥ হাডে টোগা'ই কি মানুশ্ বার্ করন্ যায়্। [দেখ টোপা+নো প্র.]।

টোগ্লামি=[ম]—বি. দুষ্টামি॥ বেশি টোগ্লামি কৈর্লে মাইর্ খাবি। [অনু.]।

২=[চা]—বি. চোগলখুরি, নিন্দা॥ হেয়্ যবর্ টোগ্লামি যানে।

টোটা ফাটা=[পা]—বি. ছিঁড়াফাড়া॥ কাপড়ে টোটাফাটা নাইতো? [টুটা ফুটা হিং]।

টোটামি=[ম]—বি. দুষ্টামি, ঠগবাজি॥ টোটামি কৈরা কয়্দিন্ চ'ল্বায়্।

টোটি=[চা]—বি. বদনার নল॥ টোটি বাংলা কেত্লে। [<টুঁটি<ত্রোটি সং=চঞ্চু; অর্থ প্র.]।

টোট্=[ম]—বিণ. দুষ্ট, ঠগ॥ লোক্টা বড় টোট্। [<টাউট tout ইং]।

টোট্কা=[চট্ট]—বি. কণ্ঠা॥ মাসের্ টোট্কাড়া হালাইদে। [দেখ টোটি]।

টোট্কা টাট্কি=[রং]—বিণ. খুঁটি-নাটি, এটাসেটা॥ শে খুব্ টোটকা-টাটকি কাম্ জানে। [অনু.]।

টোট্কা নাট্কি=[চা]—বি. ঝাড়ফুঁক॥ টোট্কা নাট্কি কৈর্লেই বালা ঐব। [অনু.]।

টোট্কা পুঁজি=[রা]—বি. সামান্য তহবিল॥ [<টুটকা হিং; তোটক সং]।

টোট্ টেইংরা=[চট্ট]—বি. বৃক্ষ-কোঠরবাসী চাপ্টা মুখওয়ালা সরীসৃপ বিশেষ॥

টোট্ টেং=[কুম]—বি. এক প্রকার বিষাক্ত প্রাণী॥ টোট্টেঙে কামুর্ দিলে মানুশ্ বাচে না।

টোট্রা=[ম]—বি. গরুর চোয়ালের নীচের অংশ॥ [টুঁটি<ত্রোটি সং+রা প্র; অর্থ প্র.]।

টোট্লা=[চা]—বি. রসের ভারে ফোলা॥ তার্ গলাত্ টোটলা নাম্সে।

টোঠা=[রা]—বি. গলার টন্সিল॥ ঠান্ডা লেগে টোঠা বাড়লে গলা ব্যাথা করে। [<টুঁটি<ত্রোটি সং; অর্থপ্র.]।

টোডা=[ফ]—বি. লোকসান, ঘাটতি॥ এই মাশে বড় টোডা গেসে। [<টোটা<টুটা হিং; ত্রুট্ সং]।

২=[চা, কুম]—বি. ফল ফুল পাড়ি-বার আঁকশি॥

টোড়া=[রা]—বি. কর্তিত ধানের গোড়া হইতে উদ্গত চারা॥

২=[রং, দি]—বি. লগি॥ টোড়া দিয়া আম্ পাড়্॥

টোড্ডে=[রং]—বি. মুরগী॥

টৌনক্=[পা]—বিণ. জেদি, তেজি, কর্মী॥ গরুটা বড় টৌনক্। [<টনক<টঙ্ক; অর্থ প্র.]।

২=[ফ]—বিণ. শক্ত ॥ তোমার্ হাতু পাও লোহার্ মতন্ টৌনক্। [পূর্বে দেখ]।

টৌনা=[পা]—বি. চশমা ॥ ... মানুশির্ টৌনা লাগে।

২ =[ফ, রা]—বি. খেজুর গাছ কাটিবার সময় দা রাখিবার জন্য কোমরে বাঁধা থলি ॥ [<টোন ম. বাং <তূন সং=বাণাধার ; অর্থ প্র.]।

৩=[চা]—বি. যাদু, স্বামী বশ করিবার মেয়েলি প্রক্রিয়া ॥ [<টৌনা হিং]।

৪ =[ম]—বি. আঁচল ॥ টৌনা পাইত্যা মুরি লও।

৫=[ব, র]—বি. জালের কোণ ॥

৬=[ফ, রা]—বি. মাছ রাখিবার বাঁশের তৈরী পাত্র ॥ মাগুর্ মাছের টৌনা। [দেখ টোনা, ; অর্থ প্র.]।

৭=[রা, দি]—বি. মাছ ধরার যন্ত্র বিশেষ ॥ নালার্ মুখে টৌনাটা বশাই দে। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৮=[কুম, পা. ফ]—বি. গরুর মুখোশ বিশেষ ॥ [পূর্বে দেখ ; অর্থপ্র.]।

৯=[চট্ট]—বি. টুনটুনি পাখী ॥ টৌনা পৈকে খালি ফুরুত্ ফুরুত্ করে। [অনু.]।

টৌনা বাল্=[পা]—বি. এক প্রকার জাল ॥ টৌনাবালে ইলুশা মাস্ উঠে।

টৌনি=[ফ]—বি. বাঁশের কঞ্চি ॥ [দেখ টনি <টহ্নী হিং=ছোট ডাল]।

টৌন্=[পা]—বি. বড়শির ফাৎনা ॥ টৌন্ ডুবলে বড়শি টান্ দিতে হয়।

২ =[রা]—বি. ইশারা, ইঙ্গিত ॥ টৌন্ করলে হাজির্ হব।

৩ =[রং]—বি. পাত্র বিশেষ ॥ টৌনত্ কি ? [দেখ টৌনা]।

টৌন্কো=[কু]—বিণ. শক্ত ॥ ছেলেটা বেশ্ টৌন্কো। [<টনক <টঙ্ক+ও প্র.]।

টৌন্ডরা=[রং]—বি. কণ্ঠ দেশ ॥ তোমার্ টৌনুডরা ফুলা। [<টটি< ত্রোটি+রা প্র.]।

টৌন্ডা=[কুম]—বি. কুটা, বাঁশের লম্বা সরু দণ্ড বিশেষ ॥ টৌনুডা দিয়া আম্ পার ॥ [টহ্না হিং=ডাল ; অর্থ প্র.]।

টৌপর্=[রা]—বি. ছৈ ॥ তাদের্ টৌপর্ খানা হামাগ দেবে না ? [< টৌপ হিং+র ; স্তূপ সং]।

টৌপা=[রা]—বি. শুকনা কুল ॥ টৌপার্ চাট্নি বড় শাদ্।

২=[রং]—বি. সুন্দরী ॥ এইকুনা টৌপা কনে ॥ [<তোফা <তুহ্ফঃ ʼtuḥfaʼ আঃ]।

৩=[রং]—বি. গরুর মুখের ঢাকনি ॥ গরুর মুখত্ টৌপা দে। [<টৌপর ; অর্থপ্র.]।

৪=[ম]—বি. হ্যাটের আকৃতিবিশিষ্ট বাঁশের ছাতা ॥ [<টৌপ+আ প্র. ; স্তূপ সং]।

৫=[রা, দি]—বি. চারাগাছ ঘিরিবার জন্য বাঁশের তৈরী গোলাকার বেড়া ॥ আমের্ চারাটাত্ টৌপা দেও। [পূর্বে দেখ]।

৬=[পা, ব. রা]—বি. ঘাস লইবার পাত্র বিশেষ ॥ এক টৌপা ঘাস আইনা। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।

৭=[খু]—বি. ঝুড়ি ॥ [পূর্বে দেখ]।

টৌপা টৌপির্ খেলা=[ঢা]—বি. তামাশা ॥ [টেপাটেপির খেলা ; বাগ্ধারা]।

টৌপানো=[রং]—ক্রি. টুপু টুপু হওয়া ॥ ছাওয়াটা নিন্দে টৌপে।

টৌপা থাকা=[চট্ট]—ক্রি. সুযোগ সন্ধান করা ॥ বাগ্দাশুউয়া মুরগির্ লাগি টৌপে রৈয়ে।

টৌপ্=[ঢা, চট্ট, কুম]—বি. সাহেবী টুপি, হ্যাট্ ॥ বিলাতি শাবেরা টৌপ্ মাথাত্ দেয়্। [দেখ টৌপা ৪]।

২ =[খু]—বি. বিন্দু ॥ পানির টৌপ্। [ফোট<ফোটা ; বর্ণবিপর্যয়]।

টৌপ্কা=[সি]—বিণ. সংক্ষিপ্ত ॥ টৌপ্কা কথাডা বুঝলায় না।

টৌপ্কালো=[ঢা]—ক্রি. কষ্টজ্ঞান ব্যথা করা, লাফ দিয়া পার হওয়া ॥ গাওড়া পাক্লে খুখি, এন্লেগা টৌপ্কায়্। [<টপকান হিং]।

টৌপ্পা=[রা]—বিণ. সুন্দর ॥ কি টৌপ্পা ফুল্ ফুইট্চে। দেখ টৌপা]।

টৌপ্লা=[রং, ব, ম, রা, দি, খু]—বি. পুঁটলি, পোঁটলা, বস্তা ॥ [<পোঁটলা ; বর্ণ বিপর্যয়]।

টৌপ্লা টুপ্লি=[সি, ফ, খু]—বি. পোঁটলা পুঁটলি ॥ বুরি টৌপ্লা টুপ্লি লৈয়া বাগ্সে। [পূর্বে দেখ]।

টৌপ্লা বাঁধা=[রং]—ক্রি. গুপ্ত তহবিল করা ॥ মুই জানো তুঁইতো টৌপ্লা বাঁধ্চিশ্। [দেখ টৌপ্লা+ বাঁধা]।

টৌপ্রা=[রা]—বি. গাছ বা চারা আবৃত করিবার সরঞ্জাম বিশেষ ॥ [টৌপরা +আ.প্র.]।

টৌপ্রি=[পা]—বি. মাটি কাটার ঝুড়ি ॥ [<টোকরি হিং]।

টৌকা=[ঢা]—বি. খেলিবার ছোট হাঁড়িকুড়ি ॥ খুকির্ টৌকা বাংগসে কেডা ? [টৌপা]।

টৌক্=[ম]—বি. খণ্ডাপ সদৃশ স্থান ॥ পাইত্পাবায়্ টৌকে আয়্নার্ খেওয়া মাও বিরায়।

টৌবা=[কুম]—বি. বড়শি ফেলিবার জায়গা ॥

২=[কুম]—অব্য. মাছ আহ্বানের শব্দ ॥ টৌবা দিলে মাস্ আইবে। [ধ্বন্যা.]।

৩=[কুম, পা]—বি. মাটির পাত্র ॥ টৌবায় গুর্ রাখে।

৪=[নো]—বি. ছোট জমি ॥

৫=[ব, পা]—বি. জামির লেবু ॥ [টাবা]।

৬=[ব, রা]—ক্রি. তন্দ্রা হওয়া ॥ পড়াশুনা রেখে ছেলেরা টৌব্সে (ব)।

টৌবা টৌবা=[পা]—ক্রি বিণ. ফোলা ফোলা ॥ মশাটা রক্ত খায়া টৌবা টৌবা হসে। [অনু.]।

টোবা দেওয়া=[কুম]—ক্রি. আওয়াজ করা ॥ চাঁইত্তুন্ মাসে টোবা দের্।

টোবানো=[রা]—ক্রি. উপরে নীচে উঠানামা করা ॥

টোব্যা=[কুম]—অব্য. বড়শী দিয়া পানিতে মাছ আহ্বানের শব্দ বিশেষ ॥ টোব্যা দাও। [ধ্বন্যা.]।

টোব্=[কুম]—বি. ছোট পোকা, বোলতার ডিম ॥ বর্শায় টোব্দি বর্শি ফালাইলে মাস্ আর ফিরে না। [<টোপ]।

২=[ক]—বি. বড়শির ফাৎনা ॥ বর্শির্ টোব্ দিতে এক্টা হর্মাইল্ লৈয়া আয়্।

টোব্বর্=[রা]—বি. গাড়ির আবরণ ॥ [<টোপর<টোপ হিং +র; অর্থ প্র.]।

টোব্লা=[ম]—বি. পোঁটলা ॥ তোমার্ টোব্লাত্ কি? [<পোঁটলা; বর্ণ বিপর্যয়]।

টোব্লা দেওয়া=[কুম] — ক্রি. ফোলা ॥ তার্পায়ের্ কোরাডা টোব্লা দিয়া উঠ্সে। [<টোপ<স্তূপ+লা প্র.+দেওয়া]।

টোয়া=[খু]—বি. খাদ্যস্থলী ॥ মটর্ খাইলে টোয়া ফুলে।

টোয়্=[চা]—বি. বড়শির ফাৎনা ॥ সিপ্ দিয়া মাস্ ধরতে টোয়্ লাগে।

টোয়র্=[চট্ট]—বি. ঠোকর ॥ হাপে টোয়র্ দিয়ে। [<ঠোকর হিং]।

টোয়ঁরা টোয়ঁরি=[চট্ট]—বি. মনো মালিন্য ॥ টোঁয়রা টোঁয়রি ন গরিস্। [দেখ টোয়র্; অর্থ প্র.]।

টোয়ঁলা=[চট্ট]—বি. খোসা ॥ আমর্ টোঁয়লা।

টোয়া=[ম, ফ]—বি. কলসির ছিদ্রের ব্যবহৃত মাটির ছোট টুকরা ॥

২=[পা]—বি. পানি মাপার উপকরণ বিশেষ ॥

৩=[কুম, চট্ট]—বি. ডোবা ॥ পচা টোয়াত্ মশা বরা।

৪=[ক]—বি. চিহ্ন, নিশানা ॥ পাংগে আইড্ মাসের্ গাদে টোয়া দিয়া রাইখ্যা পরে কো'চ্লিয়া কোপাইয়া মাস্ পাওয়া যায়। [<টোকা; অনু.]।

৫=[রা]—বি. ইসারা, ইঙ্গিত ॥ [<টোকা]।

টোয়াটুয়ি=[চট্ট]—বি. অনুসন্ধান, খোঁজাখুঁজি ॥ হাঁযাইল্যা সোট পোয়াউয়ার্ লাগি টোয়াটুয়ি লাগি গৈ।

টোয়া ধরা=[পা]—বিণ. ফুলিয়া যাওয়া ॥ বিন্দুলের কামরে শরিরে টোয়া ধৈর্‌চে'।

টোয়ানো=[পা, চট্ট]—ক্রি. কুড়ান ॥ আম্ টোয়াই আন্। [<টোহ্না হিং]।

২=[রা]—ক্রি. ছলে বলে আকৃষ্ট করা ॥ তুই অমন্ করা টুয়াচ্চু ক্যা?

টোয়াবান্=[কুম]—বি. বেতের বাঁধন ॥ বেরার্ টোয়াবান্ টিহে বেশি। [<টোয়া+বাঁধ]।

টোয়াল্=[নো, চট্ট]—বি. নারিকেল গাছের খোল ॥ কাম্লা টোয়াল্দি চাঁগের্ কয়া বান্দে।

টোয়া হালানো=[চা]—ক্রি. মাপা ॥ টোয়া ফালাই দেহ এহানে কতহানি পানি।

২=[চা]—বি. কোন উদ্দেশ্যমূলক কথা বা মনকামনার অপেক্ষায় থাকা ॥ মোল্লা বাড়ি যাইয়্যার্ বিয়ার্ টোয়া হালাইসি। [<টোপ+ফেলানো; অর্থ প্র.]।

টোরা=[পা]—বি. কর্তিত ধান গাছের গোড়া হইতে নির্গত চারা ॥

২=[কুম]—বিণ. যাহা সিদ্ধ হয় নাই ॥ কচুঁডা টোরা রৈসে।

টোরাটোরি=[চা]—বিণ. ছোট খাট ॥ টোরাটোরি লোক্। [অনু.]।

টোরা মাছ্=[রং]—বি. কচ্ছপ ॥ চাড়ালেরা টোরা মাছ্ খায়্।

টোরি=[চা—বিণ. ছোট বা কচি ॥ টৌরি আম্ কপ্টি লাগে।

টোরো মোরো করা=[রং]—ক্রি. না বাড়া ॥ রস্ অভাবে লাউ গাছে টোরো মোরো করে।

টোর্‌কি=[ক]—বি. নারিকেলের কড়া ॥ নাইর্কলের্ টোর্কিগুলা কডায় (=ইঁদুর) কাইট্টা হালাইসে।

টোলা=[খু]—বি. চাক ॥ ভিম্রুলের্ টোলায় খা পড্লে তার্ রক্ষা নাই। [দেখ টোলা,]।

২=[ম]—বি. উকুন ॥

৩=[কুম]—বি. জীব বিশেষ, বন-বিড়াল ॥

৪=[বা]—বি. পাড়া ॥ মুই উত্তর্ টোলা যাও। [<টোলা হিং]।

টোলানো=[চা]—ক্রি. দোলা, ঝুল খাওয়া ॥ কোশাটা খালি টোলে। [< তুং দোলা]।

টোলা বেড়ানো=[পা]—ক্রি. পাড়ায় পাড়ায় বেড়ান ॥ এত টোলা বেড়াইলে কাম্ করবে কে? [দেখ টোলা৪+ বেড়ান]।

টোল্=[ক]—বি. আস্তানা ॥ বেদ্-নৈরা যাওয়ার্ টোল ফেলিসে। [দেখ টোলা]।

টোশা=[দি]—বি. বধির ॥ তোর্ টোশা কান্গুলা দি শুনা পাইছিল্।

টোশ্=[রং]—বি. রাগ ॥ কি কন্ মুই যে অমন্ টোশে জলে গেলু।

২=[কুম]—অব্য. অস্পষ্ট আওয়াজ ॥

টোশ্কানি=[চট্ট]—বি. ঠমক, গর্ব, ভাবভঙ্গি ॥ হিতে কত টৌস্কানি দেখাইব?

টোশ্ খাওয়া=[পা]—ক্রি. আঘাত লাগিয়া দাবিয়া যাওয়া ॥ কল্সিডা টোশ্ খাইসে।

টোহর্=[বা]—বি. কোচড়, পরণের কাপড়ে কৃত্রিম থলি ॥ টোহর্ পাইত্যা সেরিডা ফুল আন্তাসে। [<টোপরা; টোপরা (বর্ণ বিপর্যয়; পোঁটলা); অর্থ প্র.]।

টোহা=[নো, ফ]—বি. মাটির ছোট পাত্র ॥ দৈ পাড়তে টোহা লাগে।

টোহানো=[কুম বা]—ক্রি. কুড়ান ॥ আম্ টোহাইয়া আন্।

টোহোর্=[ক]—বি. পরনের কাপড় গুছাইয়া প্রস্তুত করা থলি ॥ আম্‌গুনা টোহোরে পাইত্যা লও। [দেখ টোহর্]।

টৌ=[নো]—বি. গামলা ॥ টৌটাত্ আগ্‌রাও।

২=[রং]—বি. ছই ॥ [<টুই < তুক সং]।

৩=[সি,রং]—বি. ভাতের ডেকচি ॥ ঐ টৌটাতে কি থুচিশ্ (রং) ?

টৌটাইলা=[ম]—বি. লক্ষ্মীছাড়া. ভবঘুরে ॥ টৌটাইলা মানৈশ্যের্ উন্নতি নাই।

টৌ টৌ=[রং]—অব্য. টো টো ॥ চ্যাংরাটা শারাদিন টৌটৌ করি বেড়ায়। [অনু.]।

টৌয়্যান্=[ঢা]—ক্রি. ভেংচান ॥ তুই এত টৌয়্যাশ্ ক্যান্।

টৌর‍্যা লাগা=[ঢা]—ক্রি. কোন জীব বা গাছ বর্ধিত না হওয়া ॥ হব্যা আমগুলি টৌর‍্যা লাগ্যা রৈসে।

টৌর্‌রা=[কুম]—বিণ. সিদ্ধ করা সত্ত্বেও যাহা শক্ত থাকে ॥ বাগুনুডি হিৰে নাই, টৌর্‌রা ঐয়া রৈসে।

টৌলা=[খু]—বি. মৌচাক ॥ মৌমাসির টৌলায় বা পড়্‌লে বিপদ্। [<টৌলা' হিং ; অর্থ প্র.]।

টৌল্‌ডা=[বা]—বিণ অকালপক্ক ॥ টৌল্‌ডা আম্ মধা না।

টৌল্‌লানো=[ঢা]—ক্রি. মুখ ভ্যাং-চানো ॥ কতায় কতায় টৌললাও ক্য'।

ঠ

ঠঅক্=[চট্ট]—বি. ঠমক ॥ সোট বৌয়ের্ ঠঅক্ দেখ্‌লে কেন্ কেন্ লায়ের্। [<ঠমক <ঠিমাথ ; কিংবা ঠুমক হিং]।

ঠওশ্, ঠওশ্=[সি]—অব্য. শব্দ বিশেষ ॥ ফাডা বাশ্‌টা ঠওশ্ ঠওশ্ কর্‌তাসে। [ধ্বন্যা.]।

ঠং=[নো]—বি. ভান ॥ ঠং দৈস্‌সে। [<ঢং]।

ঠংঠংগিয়া=[রং]—বিণ. লম্বা ॥ ঠংঠং-গিয়া লোক্‌টা ন্যাড়ুবেড়িয়া হাটে। [<ঠংঠং (অনু.)+ইয়া প্র.]।

ঠক্=[চট্ট]—বি. ছল, ছুতা, আব-দার ॥ মাইয়ালা কত ঠঁক্ যানে। [দেখ ঠঅক্]।

ঠক্‌কর্ ধরা=[ঢা]—ক্রি. রাগ করা ॥ [<ঠোক্‌কর+ধরা]।

ঠক্‌কোর্=[খু]—বি. টক্কর ॥ হাড়িতে হাড়িতে ঠক্‌কোর্ লাগ্‌রে। [<ঠোক্কর, ঠোকর]।

ঠক্‌ঠকানো=[নো]—ক্রি. জিজ্ঞাসা করা, পারোয়া করা ॥ [<ঠক্ ঠক্ (অনু.)+আনো প্র.]

ঠক্‌ঠকে=[খু]—বিণ. কষ্টসাধ্য ॥ কাম্‌টা বড় ঠক্‌ঠকে। [<দেখ ঠক্‌-ঠকানো ; ঠক্‌ঠক্+এ প্র.]।

ঠক্ পিডা=[ঢা]—বি. এক প্রকার পিঠা ॥ ঠক্‌পিডা নামেও ঠক্ কামেও ঠক্।

ঠক্ বিচি'=[চট্ট]—বিণ. নিকৃষ্ট।

ঠগর্, ঠগর্=[কুম]—অব্য. এক প্রকার আওয়াজ ॥ বাশের্ বিতর্ ঠগর ঠগর্ কৈরা পানি নরে। [ধ্বন্যা.]।

ঠগা=[রা]—বি. বক ধরিবার ফাঁদ বিশেষ ॥

২=[খু]—বিণ. ক্ষতিকারক ॥ ঠগা কাযে যায় কে ? [<ঠকা]।

ঠগাঠগি=[সি]—বি. প্রতারণা, প্রবঞ্চনা ॥ কেঐর্ লগে ঠগাঠগি কৈরো না। [<ঠগ্ (<স্থগ সং) হিং+আ প্র.+ঠগ+ই প্র.]।

ঠগামি=[সি]—বি. বেচাকেনায় কম দেওয়া ॥ [<ঠকামি, ঠগামি ; ঠগ, ঠক+আমি প্র.]।

ঠগি=[সি] —বি. মাছ মারার যন্ত্রাদির কাঠের বাট ॥

ঠগ্‌ঠগামি=[সি]—বি. প্রবঞ্চনা ॥ [দেখ ঠগাঠগি]।

ঠগ্‌বগ্==[সি]—ক্রি. বিণ. অল্প, কম ॥ যা আশা কর্‌সি তার্ ঠগ্‌বগ্ পাইসি। [অনু.]।

ঠটিবটি=[ম]—বিণ. অনুল্লেখযোগ্য তরকারী ॥ এই ঠটিবটি দিয়া কি বাত্ খাওন্ যায় ? [অনু.]।

ঠটে=[খু]—বিণ. ধূর্ত ॥ ঠটে লোকের্ পাল্লায় পর্‌লে বিপদ্।

ঠট্‌কা=[রা]—বি. দ্বিধা, বাধা। কোনো ঠট্‌কা করো না। [<খটকা হিং ; বর্ণ বিপর্যয়]।

ঠট্‌টরি=[রা]—বি. ঠোঁট কাঁটা হাড় ইত্যাদি ॥ হামার্ ভাগত্ থুচে মাছের্ ঠট্‌টরি।

ঠঠ্‌ঠরানো=[কুম]—ক্রি. শীতে কাঁপা ॥ সেরাডা রাতে খালি ঠঠ্‌ঠরাইয়া তাসে। [<ঠর্‌ঠর্ (অনু.)+আনো প্র.]।

ঠডিবডি=[ঢা]—বি. অখাদ্য, কুখাদ্য ॥ ঠডিবডি খাইয়া আর্ বান্ বাচে' না। [দেখ ঠটিবটি]।

ঠড়া=[ব]—বিণ. কৃশ ॥ ঠড়া গাই।

ঠড়ানো=[চট্ট]—ক্রি. স্থায়ী হওয়া, বাঁচিয়া থাকা ॥ [তুং টৈরনা হিং]

ঠড়্ মরা=[ব,রা]—বিণ. হাড্ডিসার, দুর্বল ॥ [অনু.]।

ঠনা=[কুম]—বিণ. শক্ত ॥ ঠনা মাটি। [দেখ ঠন্‌ঠন২]।

২=[কুম]—বিণ. পরিষ্কার, কটকটে ॥ ডাবের মধ্যে ঠনা পানি ॥ [দেখ ঠন্‌ঠনা]।

৩=[কুম]—বিণ. এক প্রকার মাছ ॥ ঠনা গাঙে বোয়াল্ অয়।

৪=[গি]—বি. ছাদ ॥ লেবুর ঠনা।

৫=[কুম]—বি. যাহার উপর কুপি রাখা হয় ॥ দোয়াত্‌গুয়া ঠনার্ উপ্‌রে রাখ্। [<টহ্‌না হিং]।

৬=[কুম]—বি. মাটির নীচের পোকা বিশেষ ॥ ঠনা গাস্সের্ গোরা কাডে।

৭=[গি]—বি. তাক ॥ বৈখানা ঠনাতে রাখি দাও। [দেখ ঠনা ; অর্থ প্র.]।

৮=[গি]—বি. কলস রাখিবার মাটির মাচা ॥ ঠনা উচু' কৈরা বানান্ লাগে। [দেখ ঠনা$_৪$]।

৯=[চট]—বি. 'ভুপ' নামক মাছ ধরিবার ফাঁদের পশ্চাদ্‌ভাগ ॥

ঠনাঠন্=[কুম]—অব্য. আওয়াজ বিশেষ ॥ টিনে টিনে গশা লাগ্‌লে ঠনাঠন্ আওয়াজ্ অয়্। [ধ্বন্যা.]।

ঠনাত্=[রং]—ক্রি. বিণ. হঠাৎ ॥ চ্যাংরাটা ঠনাত্ করি টাকাটা হারেয়া আশিল্। [অনু.]।

ঠনা মাটি=[কুম]—বি. এঁটেল মাটি ॥ ঠনা মাটি গায়া কায্ ঐত না। [দেখ ঠন্‌ঠনা$_২$]।

ঠনে=[ম]—অব্য. থেকে ॥ কার্ ঠনে নিবি ? [<থনে=হইতে]।

ঠন্=[গি]—বি. কলসাদি রাখিবার জন্য তৈরী উঁচু তাক ॥ ঠনের্ উপ্‌রে ঠিল্‌লা রাখে। [দেখ ঠনা]।

২=[বা]—অব্য. এক প্রকার শব্দ ॥ ঠন্ কৈরা শব্দ ঐল্। [ধ্বন্যা.]।

ঠন্‌কা=[গি]—ক্রি. বিণ. অনায়াসে, বিনা পরিশ্রমে ॥ ঠন্‌কা ট্যাহা পাইলে খরচ্' কর্‌তে মায়া লাগে না। [< ঠুনকা ; অর্থ প্র.]।

২=[চা]—বি. চুক্তি, আনুমানিক হিসাব ॥ ঠন্‌কা কামে লাব্ নাই।

ঠন্‌ঠনা=[পা]—বিণ. খালি ॥ [< ঠন্‌ঠন্(অনু.)+আ প্র.]।

২=[গি]—বিণ. কাদাশূন্য ॥ ঠন্‌ঠনা পথ্। [অনু.]।

ঠন্‌ঠনাই=[চট]—ক্রি. বিণ. দ্রুত ॥ হিতে ঠন্‌ঠনাই চ'লি গেইয়ে। [< ঠনঠন্ (অনু.)+আ+ইয়া প্র.]।

ঠন্‌ঠনিয়া=[বা]—বিণ. শক্ত, যাহাতে ঠনঠন শব্দ হয় ॥ মাটি ঠন্‌ঠনিয়া ঐসে ॥ [দেখ ঠন্‌ঠৈন্যা]।

ঠন্‌ঠনে=[খু]—বিণ. চালাক ॥ সেলেটা বর ঠন্‌ঠনে। [<ঠন্‌ঠন্ (অনু.)+এ প্র.]।

২=[রা]—বিণ. খরখরে, শুষ্ক, কাদাহীন ॥ ঠন্‌ঠনে মাট্। [অনু.]।

ঠন্‌ঠন্=[চা]—অব্য. কিছুই না ॥ মুখে বর ফাযিল্ কামের্ নামে ঠন্‌ঠন্। [অনু.]।

২=[কুম, পা]—বি. শূন্যতাজ্ঞাপক আওয়াজ ॥ চ'উলের্ গয়া ঠন্‌ঠন্ কর্‌তাসে। [ধ্বন্যা.]।

ঠন্‌ঠন্ গন্‌ডা=[চা]—ক্রি. বিণ. কিছুই না ॥ তুমি যান ঠন্‌ঠন্ গন্‌ডা। [দেখ ঠন্‌ঠন্=গণ্ডা (<গণ্ডক সং]।

ঠন্‌ঠৈন্যা=[বা, চা]—বিণ. বেশী, যথেষ্ট ॥ এই পথ্‌টা এক্‌কেলে ঠন্‌ঠৈন্যা হগ্‌না। [দেখ ঠন্‌ঠনা + ইয়া প্র.]।

ঠন্‌মনে=[খু]—বিণ. দুর্বল ॥ সেলেটা বর ঠন্‌মনে। [<ঠন্‌মন্ (অনু. + এপ্র.]।

ঠবর্ ঠবর্ =[গি]—বি. ফাজলামি ॥ বেডা ঠবর্‌ঠবর্ করিস্ না। [অনু.]।

ঠব্‌গা=[ফ]—বি. হাতা, যাহা দিয়া ভাত নাড়া হয় ॥

ঠব্‌ঠবাঠব্=[কুম]—ক্রি. বিণ. কিছুইনা ॥ [অনু.]।

ঠব্‌লা=[ক]—বি. হাতা, ভাত নাড়িবার উপকরণ ॥ [দেখ ঠব্‌গা]।

ঠমোক্=[রং]—বি. দেমাক ॥ মায়াকোনার্ ঠমোক্ কত। [ঠমক ; দেখ ঠক্]।

ঠয়র্=[চট]—বি. ঠাহর ॥ ওবা ঠয়র্ পাও না ?

ঠরা=[নো]—বিণ. শক্ত ॥ [দেখ ঠক্কা]।

২=[রং]—ক্রি. থামা ॥ এক্‌বারা ঠৈরা কায্ কর্। [দেখ ঠড়ানো]।

৩=[ব]—বিণ. কৃশ ॥ ঠরা গাই। [দেখ ঠরা]।

৪=[নো]—বি. বাদ বিবাদ ॥ সেলেগুলা খালি ঠরা করে। [অনু.]।

ঠর্‌ঠরাই=[নো]—ক্রি. বিণ. থর থর করিয়া ॥ শিতে ঠর্‌ঠরাই কাপ্‌সে। [<ঠরঠর(অনু.)+আইয়া]।

ঠর্‌ঠর্=[রা]—ক্রি. বিণ. ঠনঠন ॥ খালি হাড়িডা ঠর্‌ঠর্ করেচে। [ধ্বন্যা.]

ঠলক্=[ম]—বি. ধাঁধাঁ ॥ মেইতে যবর্ ঠলক্ বানে। [দেখ ঠমোক্ ; অর্থ প্র.]।

ঠলোক্ পারা=[প]—ক্রি. নাড়ানো, ফাঁকি দেওয়া ॥

ঠল্‌কানো=[পা]—ক্রি. উছলাইয়া উঠা ॥ দুধের্ বাড়্ থেকে দুদ্ ঠল্‌কে ওঠ্‌সে। [তুং ঝলকানো]।

ঠল্‌ঠৈল্যা=[চা]—বিণ. হালকা, কম ওজনবিশিষ্ট ॥ কাডল্‌টা এক্‌কেরে ঠল্‌ঠৈল্যা। [<ঠল্‌ঠল্ (অনু.)+ ইয়া প্র.]।

ঠল্‌বৈল্যা=[ফ]—বিণ. যে কথা গোপন রাখিতে জানে না ॥ ঠল্‌বৈল্যা মাইন্‌ষের্ কাসে কোনু কতা কৈস না। [<ঠল্‌বল্ (অনু.)+ইয়া প্র.]।

ঠল্‌লা=[রা]—বিণ. ভাঁড় ॥ লোক্‌টা এক্‌নম্বরের্ ঠল্‌লা।

ঠল্‌ল্যা=[রা]—বিণ. মিথ্যাবাদী ॥ [দেখ ঠল্‌লা]।

ঠল্‌ঠল্=[কু]—বি. মায়া ॥

ঠল্‌ঠল করা=[চা]—ক্রি. পাকিয়া হাল্কা হওয়া ॥ বিংগাটা পাইক্যা ঠল্‌ঠল্ করে। [<ঠলঠল (অনু.)+ করা]।

ঠশক=[কুম]—বি. ফুটানি, বাবুয়ানা ॥ পোলার্ যবর্ ঠশক্ হিক্‌সে।

ঠশা=[চা]—বি. কোঁচা ॥ বুডর্ দা ইডা বাইংগা আডে ঠশা পর্‌সে। [<ঠশ্ (অনু.)+আ প্র.]।

২=[রং, বা, পা, ম]—বিণ. কালা, বধির ॥ এমন্ ঠশা মোটে শুনে না।

ঠশোক্=[রং]—বি. আত্মগৌরব॥ উয়ার্ ঠশোক্ আর্ দেখ্বার্ না মনায়্। [দেখ ঠশক্]।

ঠশ্=[য]—বিণ. ঢিলা॥ হে কামে ঠশ্।

ঠশ্ঠশা=[ব]—বিণ. হালকা॥ বোঝাটা ঠশ্ঠশা। [<ঠশ্ ঠশ্ (অনু.) +আ প্র.]।

ঠশ্ঠশি=[সি]—বি. সংঘর্ষ॥ [<ঠাসঠাস (ধ্বন্যা.)+ই প্র.]।

ঠশ্ঠশ্যা=[চট্ট]—বিণ. শুষ্ক, নীরস, স্বাদহীন। আমিয়া ঠশ্ঠশ্যা ভাত্ খাওন যাইত ন। [<ঠশ্ঠশ্ (অনু.) +ইয়া প্র.]।

ঠশ্বশ্=[কুম]—ক্রি. বিণ. বৃথা॥ ঠশ্বশ্ খাইট্যা মর্লাম্। [অনু.]।

ঠশ্মশ্=[য]—বি. অভাব॥ আমার্ খোরাকির্ ঠশ্মশ্। [অনু.]।

ঠশ্শাবটা=[খু]—বিণ. কমসিদ্ধ॥ বেগুনটা ঠশ্শাবটা হয়েসে।

ঠহর্=[য]—বি. অপেক্ষা॥ এক্টু ঠহর্ কৈরা যাও। [দেখ ঠহ্রানো]।

ঠহর্, ঠহর্=[রং]—বি. ঠমক, গর্ব॥ ই ঠহর্ ঠহরে কাম্ না হবো। [অনু.]।

ঠা

ঠাঅর্=[চট্ট]—বি. টের॥ ঠাঅর্ ন পাইরে। [<ঠাহর্]।

ঠাই=[ব, বা]—বি. থৈ॥ ঠাই পাওয়া যায় না।

২=[ফ]—বি. ঠিকানা॥ নিযের্ নাই ঠাই, পরের্ লাইগ্যা কান্দে। [<ঠাঁই]।

ঠাইট্=[চট্ট]—ক্রি. বিণ. তৎক্ষণাৎ, যেখানে আছে সেখানেই॥ তোঁমারে ঠাইট্ মারি ফেলাইয়ম্। [দেখ ঠাই, +ত বিভক্তি ; অর্থ প্র.]।

ঠাইট্ পার্তল্=[ঢা]—অব্য. ঠিক পায়ের তলে (চাষের সময় গরু তাড়াইবার শব্দ)॥ এই গরু ঠাইট্ পার্তল্। [দেখ ঠাইট্ +পা (<পদ সং)+এর (বিভক্তি)+তল]।

ঠাইট্ বেঠাইট্=[ঢা]—ক্রি. বিণ. যেমন খুশী মত॥ ঠাইট্ বেঠাইট্ কাম্ কর্তে নাই। [দেখ ঠাইট্ ; বে প্রা.+ঠাইত=স্থানে অস্থানে]।

ঠাইঠান্ডা=[ঢা]—বিণ. শান্ত॥ দুধ খাইয়া পোলাডা এতক্খনে ঠাই ঠানডা ঐসে। [<ঠাই (অনু:)+ ঠাণ্ডা<স্তব্ধ সং]।

ঠাইঠুই=[সি]—বি. থাকিবার স্থান॥ [দেখ ঠাই, ; ঠুই অনু:]।

ঠাইত্=[য]—ক্রি. বিণ. নির্ঘাত॥ এই রোইদে বাইর্ ঐলে ঠাইত্ মর্বি। [দেখ ঠাইট্]।

ঠাই দেওয়া=[ঢা]—ক্রি. প্রশ্রয় দেওয়া, জায়গা দেওয়া॥ চোঁরেরে ঠাই দিও না। [ঠাঁই দেওয়া ; অর্থ প্র.]।

২=[ঢা]—ক্রি. গলা পর্যন্ত ভেজা, সাঁতার দেওয়ার উপযুক্ত পানি না হওয়া॥ খাল্ডাত্ ঠাই দেয়্নি? [দেখ ঠাই+দেওয়া=পাওয়া]।

ঠাইন্=[ঢা,সি]—বি. প্রতিমা, মূর্তি॥ ঠাইন্ আইসে। [<ঠাকুরাইন< ঠাকুর+আনী প্র.]।

ঠাইয়া=[ঢা, সি]—ক্রি. বিণ. ঠাসিয়া, পূর্ণ করিয়া॥ পেট্ ঠাইয়া খাইস্ না। [<ঠাসিয়া]।

২=[সি]—ক্রি. বিণ. জাপটাইয়া, জড়াইয়া॥ লোক্টারে ঠাইয়া ধর্সে। [অর্থপ্র.]।

ঠাইর্কন্=[ঢা]—বি. প্রতিমা॥ বাবুগ বাইত্ টাইর্কন্ দেখ্তাম্ যামু। [দেখ ঠাইন্]।

ঠাইরন্=[বা]—বি. ব্রাহ্মণী॥ ঠাইরন্ গরে আসে? [দেখ ঠাইন্]।

২=[বা]—বি. প্রতিমা॥ কালীর্ ঠাইরন্ দেখ্তাম্ যামু। [দেখ ঠাইন্]।

ঠাইল্ পাক্রা=[ঢা]—বি. ডালা পালা॥ গাসের্ ঠাইল্পাক্রাগুলি কাইটা দাও। [<ডালি<ডাল+ই প্র.+পাকরা(=পালা)]।

ঠাইশা=[পা]—ক্রি. বিণ. দ্রুত॥ ঠাইশা আইটা যা। [দেখ ঠাইয়া]।

ঠাইশ্যা=[ঢা]—ক্রি. বিণ. খুব জোরে, বেশী করিয়া॥ ঠাইশ্যা কাম্ কর্। [দেখ ঠাইশা]।

ঠাউক্রা=[কুম]—বি. ঘরের চাল ঠেস দেওয়ার ছোট খুঁটি॥ চৌচালা গরে চাইর্ডা ঠাউক্রা না দিলে চাল্ নাম্যা যায়।

ঠাউক্রাইন্=[ঢা]—বি. প্রতিমা, মূর্তি॥ [দেখ ঠাইন্]।

ঠাউট্যা লাগা=[ঢা]—ক্রি. খুব রৌদ্র হেতু ক্ষেতের ফসল জ্বলিয়া যাওয়া॥ আমার্ দুই পাখি খেত্ ঠাউট্যা লাইগ্যা গেসেগা। [ঠাহ্(<ঠাঠা<ঠিটু তামিল) +ইয়া প্র.=বজ্র+লাগা]।

ঠাউঠ্যা দেওয়া=[ঢা]—ক্রি. শক্ত বা কঠিন হওয়া॥ এই খেতের্ মাডিগুলি ঠাউঠ্যা দিয়া গেসে। [দেখ ঠাউট্যা লাগা]।

ঠাউড্উয়া=[কুম]—বিণ. রসহীন, শুষ্ক, অর্থহীন॥ তে বর ঠাউড্উয়া মানুষ্। [দেখ ঠাউট্যা লাগা]।

ঠাউড্গা=[কুম]—বিণ. অনুর্বর॥ যামিন্ডা ঠাউড্গা॥ [দেখ ঠাউট্যা লাগা]।

ঠাউয়া=[সি]—বি. ঘাড়ে ধরিয়া ধাক্কা। পুয়াগুলিরে ঠাউয়া দিয়া বাইর্ কৈরা দ্যা। [দেখ ঠাউয়া, ; অর্থ প্র.]।

২=[সি]—বি. ঠেলা॥ আমারে ঠাউয়া মারি কালাই দিলো।

ঠাউরাইরা=[সি]—ক্রি. বিণ. অনিচ্ছার সহিত ॥ বেটার্ খায়্ না, তেত্ ঠাউরাইরা খাওরাইলে। [দেখ ঠাউরা, +ইরা প্র.]।

ঠাউরানো=[সি]—ক্রি. ঠাসিরা ধরা ॥ পানিত্ ঠাউরায়ু। [<ঠায়্(<ঠাসা +উয়া প্র.)+আনো প্র.]।

ঠাউর‍্যার্=[চা]—বি. ভাবভংগি, কৌতুক, আদর ॥ মাইয়াডার্ ঠাউর‍্যার্ কত। [<ঠেকার]।

ঠাউরা=[কুম]—বি. ঘরের চাল ঠেস দেওয়ার খুঁটি ॥ চৌচাঁলা ঘরে চাইর্‌ডা ঠাউরা না দিলে চাঁল্ লাম্যা যায়্। [দেখ ঠাউকুরা]।

ঠাউরাইন্=[চট্ট]—বি. ঠাকুরানী ॥ মা ঠাউরাইন্ আমার্ অগ্‌গুয়া কথা হনি যান্। [দেখ ঠাইন্]।

ঠাউরালি=[চট্ট]—বি. ঠাকুরের কাজ ॥ ঠাউরালি করে ঠাউর্। [<ঠাকুর+আলি প্র.]।

ঠাউরিয়া=[নো]—বি. ঠাকুর ॥ ঠাউরিয়া আইসে। [<ঠাকুর+ইয়া প্র.]।

ঠাউর্=[চট্ট]—বি. <ঠাকুর ॥ ঠাউরের্ পুত্ যান্ কৈ?

২=[খু]—বি. ঠাকুর, সম্মানিত ব্যক্তি ॥ ওরে আমার্ গুশ্‌টির্ ঠাউর্ রে! [অর্থ প্র.]।

ঠাউল্যা=[নো]—বি. চাপড় ॥ পোয়াডার্ মাথাত্ ঠাউল্যা দ্যাও কিয়ারে? [দেখ ঠাউয়া]।

ঠাউল্‌লা=[নো]—বি. টোকা, চাপড়॥ তার্ মাথায়্ ঠাউল্‌লা দিলাইন্ তাও শে ফির‍্যা চাঁইয়ে না। [দেখ ঠাউয়া]।

২=[চা]—বিণ. নেড়া ॥

ঠাউল্‌লা দেওয়া=[কুম]—ক্রি. ঠোকর মারা ॥ কাউয়ায়্ ঠাউল্‌লা দিব। [দেখ ঠাউল্‌লা+দেওয়া]।

ঠাওয়া=[নো]—বি. জলজ আগাছা, ঘাস বিশেষ ॥

ঠাওয়ানো=[বং]—ক্রি. অনুমান করা। এই মাস্‌টার্ দাম্ ঠাওরাও তো কত হয়্? [<ঠাহর+আনো প্র. ; নামধাতু]।

২=[বং,পা]—ক্রি. বি. থামা ॥ ছাওয়াটা এমন্ জোর্‌সন্ জুরিছে যে তাক ঠাওয়ানো যায়্ না (বং)। [দেখ ঠড়ানো]।

ঠাওর্=[ম,খু]—বি. উপলব্ধি ॥ [<ঠাহর]।

২=[চা]—ক্রি. বিণ. লক্ষ্য বা ঠিক ॥ বুয়া ঐয়া গেসি কিসু ঠাওর্ কর্‌তায় পারি না। [পূর্বে দেখ]।

৩=[রা]—বিণ. ক্লান্ত ॥

ঠাওর্ করা=[খু]—ক্রি. মনে করা ॥ আমাকে ঠাওর্ করেন? [<ঠাহর করা]।

ঠাওল্যা=[কুম]—বি. আংগুল দ্বারা আঘাত ॥ ঠাওল্যা মারো কেরে? [দেখ ঠাউল্‌লা]।

ঠাংগা=[ফ]—বি. গাছ ॥ ধানের্ ঠাংগা।

২=[বা]—বি. কাষ্ঠখণ্ড, হুড়কা ॥ [<ঠেঙ্গা]।

ঠাংগা গাস্=[ফ]—বি. গাছ বিশেষ, তেতুঁল গাছ ॥

ঠাংগি=[নো]—বি. ফাঁকি ॥ ঠাংগি দেওনের্ আর্ যায়্‌গা পাওনা বুঝি?

ঠাংঠিংগে=[খু]—বিণ. খাটো ॥ ঠাংঠিংগে কাপড়্ লম্বা মানুশের্ হয় নাকি? [অনু.]।

ঠাঁরি=[রা]—বিণ. অবিবাহিতা ও বদরাগী ॥ ঠাঁরি মেয়ে ঘরে রাখা দায়্।

ঠাঁশা=[চট্ট]—বি. চাপ ॥ তরে এক্‌কুই ঠাঁশায়্ পানির্‌তলে ডরি হালাইউম্। [<ঠাসা]।

ঠাঁশি=[চট্ট]—ক্রি. বিণ. জোরে, শক্তভাবে ॥ ইতারে ঠাঁশি ধর্। [দেখ ঠাইয়া]।

ঠাকা=[বং]—বি. স্থান ॥ এ আবার্ কোন্ ঠাকার্ মানুশি?

ঠাকু বাই=[সি]—বি. বড় ভাই ॥ [<ঠাকুর+ভাই]।

ঠাকুরা=[কুম]—বি. ঘরের চাল ঠেস দেওয়ার খুঁটি ॥ চৌচাঁলা ঘরে চাঁইর্‌ডা ঠাকুরা না দিলে চাঁল্ লাম্যা যায়্। [দেখ ঠাউকুরা]।

ঠাকুরালি=[ম]—বি. পদমর্যাদা ॥ [দেখ ঠাউরালি]।

ঠাকুর্=[খু]—বি. সম্মানিত ব্যক্তি (ব্যঙ্গার্থে) ॥ ওরে আমার্ গুশ্‌টির্ ঠাকুর্‌রে। [অর্থ প্র.]।

ঠাকুর্ চেঁনানো=[কুম]—ক্রি. অন্যকে প্রহার করিয়া নিজের তেজস্বিতা প্রমাণ করা ॥ তরে ঠাকুর্ চিঁনাইয়া দিমু। [<ঠাকুর (দেবমূর্তি) +চেনানো ; অর্থ প্র.]।

ঠাকুর্ ধান্=[চট্ট]—বি. মোটা ধান বিশেষ ॥

ঠাকৈ=[নো]—বি. <ঠাকুর ॥

ঠাক্‌ঠুক্=[বং]—বি. তদবীর, ঝাড়ফুঁক ॥ সির্ শাবের্ কাস্ থোনে ঠাক্‌ঠুক্ কৈরা ন্যাও। [<তাকতুক =তুকতাক]।

ঠাক্‌রান্=[ব. রা]—বি. প্রতিমা ॥ [দেখ ঠাইন্]।

ঠাক্‌রি কলাই=[বং, রা]—বি. মাষ কলাই ॥ [<ঠক্‌রী হিং+কলায় সং]।

ঠাটা=[রা]—ক্রি.বি. মারা ॥ চোঁর্‌কে খুব্ ঠাটাইছে।

২=[ফ]—বি. ক্ষেতের পাখী তাড়ানোর যন্ত্র ॥ খেত্তের্ মদ্দে এক্‌টা ঠাটা পোত্। [অনু.]।

ঠাটাডেঁহি=[ম]—বি. যে ঢেঁকিতে বেশী শব্দ হয় ॥ ঠাটা ডেঁহির্ মারায় অয় না। [<ঠাঠা+ঢেঁকি]।

ঠাটাপড়া=[নো]—বিণ. অভিশপ্ত ॥ ঠাটাপড়া যিন্‌দেশি। [<ঠাঠা+পড়া =যাহার উপর ঠাঠা (বজ্র) পড়িয়াছে]।

ঠাটাপরা রোইদ=[ম, কুম]—বি. খুব কড়া রোদ ॥ এই ঠাটাপরা রোইদে বাইরে যাইও না। [দেখ ঠাটা পড়া+রৌদ্র সং]।

ঠাটাপেড্‌ডা=[সি]—বিণ. ভারী দুষ্ট ॥ ঠাটাপেড্‌ডা পুয়া আমার্ ইয়্‌বত্ খুয়াইসে।

ঠাটারি=[রা]—বি. কামারের মজুর ॥ [<ঠঠেরা হিং]।

ঠাটারু=[পা]—বি. যাহারা পিতল তামা কাঁসার ঘটি কলসী তৈরী করে ॥ [দেখ ঠাটারি]।

ঠাটি=[পা]—বি. বাজ, বজ্র ॥ [<ঠাট (<ঠাঠা)+ই প্র.]।

ঠাটুরি=[ম]—বি. ধাঁধাঁ ॥ নতুন বাবাইরে অনেক্‌ ঠাটুরি দিগার্‌। [<চটুরী সং]।

ঠাটে মাটে=[সি]—ক্রি, বিণ, জাঁকজমকের সহিত ॥ শাদি বর ঠাটেমাটে ঐল্‌। [<ঠাট (<ঠাট হিং)+এ+মাটে (অনু:)]।

ঠাট্‌ করা=[রা]—ক্রি, মস্করা করা ॥ অমন্‌ ঠাট্‌ করো কেন্‌? [ঠাট (<ঠাট্টা ; দেখ ঠাটুরি)+করা]।

ঠাট্‌কি=[ম]—বি. ফাঁদ ॥

২=[সি]—ক্রি. বিণ. আন্দাজে, অনুমানে ॥ ঠাট্‌কি কেওইরে দোশ্‌ দেওন্‌ ঠিক্‌ না।

ঠাট্‌টাগিরি=[সি]—বিণ. যাহার সহিত ঠাট্টা করা যায় (যেমন—শালা ভগ্নীপতি ইত্যাদি) ॥ তুই কি আমারে ঠাট্‌টাগিরি পাইলি? [<ঠাট্টা+গীরী گیری ফা. প্র.]।

ঠাট্‌পাট্‌=[কুম]—বি. জাঁকজমক ॥ হে খুব্‌ ঠাট্‌পাটে চ'লে। [দেখ ঠাটে মাটে ; পাট (অনু:)]।

২=[চা]—ক্রি. বিণ. স্পষ্ট ভাষায় ॥ ঠাট্‌পাট্‌ কৈলাম্‌ আমি যাইমু না। [অর্থ প্র.]।

ঠাট্‌বুট্‌=[কুম]—বি. ইসারা ॥ বেকার্‌ ঠাট্‌বুট্‌ বেকিই বুঝে। [দেখ ঠাটে মাটে ; বুট (অনু:)।

ঠাঠা=[ম]—বি. বাজ, বজ্র ॥ ইস্‌ কি ঠাঠা পর্‌তাসে। [ঠিটু তামিল]।

ঠাঠানো=[রা]—ক্রি. দারুণ পরিশ্রম করা ॥ এত ঠাঠাছি, তবু কুলায়্‌ না। [<টাটা (অনু.)+নো প্র.]।

ঠাঠারি=[রা]—বি. স্বর্ণকার ॥ [দেখ ঠাটারি]।

ঠাঠারু=[নো]—বিণ. গোপনে সংবাদ নেয় যে ॥ ঠাঠারুর্‌ দিকে খেয়াল্‌ রাইখো।

ঠাঠি=[রা]—বিণ. যে গরু পালে চরে ॥ ঠাঠি গরুতে ধান্‌ খেয়েছে।

ঠাঠিয়া=[রা]—ক্রি. বিণ. পুরাদমে প্রহার করিয়া ॥ সে একাই ঠাঠিয়া চলে গেল্‌।

ঠাঠোর্‌=[রা]—বিণ. যে গরু পালে চরে ॥ ঠাঠোর্‌ গরুর দাম্‌ নাই।

ঠাঠ্‌=[পা]—বি. সৌন্দর্য ॥ বা গর্‌টার্‌ কি ঠাঠ্‌। [<ঠাট]।

২=[চট্ট, পা]—বি. বড়াই ॥ মামাডা বড় ঠাঠ্‌ দেখায়। [অর্থ প্র.]।

ঠাডা=[চা, বা]—বি. বজ্র ॥ তোর্‌ মাথাত্‌ ঠাডা পরুক্‌। [দেখ ঠাঠা]।

ঠাডাই=[কুম]—ক্রি. বিণ. জোরে ॥ ঠাডাই অগ্‌গা চো'কার্‌ দিয্‌। [দেখ ঠাডাইয়া]।

ঠাডাইয়া=[কুম]—ক্রি. বিণ. জোরের সহিত ॥ [<ঠাঠা (নাম ধাতু)+ইয়া প্র.]।

ঠাডানি=[নো]—বি. চোখ রাঙানি ॥ তার্‌ ঠাডানিতে পরান্‌ কাপে। [<টাটা (অনু.)+নি প্র.]।

ঠাডা পরা=[চা]—ক্রি. বজ্রপাত হওয়া, সর্বনাশ হওয়া ॥ তর্‌ উপ্‌রে আয্‌গাই ঠাডা পরুক্‌। [দেখ ঠাঠা+পড়া]।

ঠাডাপুরা=[ম]—বিণ. প্রখর ॥ ঠাডা-পুরা রৈদ্‌। [দেখ ঠাঠা+পোড়া]।

ঠাডাপোরা=[চা]—বিণ. খুব প্রখর ॥ এই ঠাডাপোরা রৈদে কোন্‌বে যাবি? [দেখ ঠাডাপুরা]।

ঠাডা বাংগা রৈদ্‌=[নো]—বি. প্রখর রোদ ॥ এই ঠাডা রাংগা রৈদে দি গেলে মাত্তা হাডি যাইবনে। [<ঠাঠা+ভাঙা+রৌদ্র]।

ঠাডার্‌=[চট্ট]—বি. ঠাটা, বজ্র ॥ তোর্‌ঁর্‌ মাথাত্‌ ঠাডার্‌ পড়ুক্‌। [দেখ ঠাঠা+র প্র.]।

ঠাডালি=[চা]—বি. ধমক, অথবা রাগারাগি ॥ তর্‌ ঠাডালি আর্‌ হুন্‌তে ইচ্ছা করে না। [দেখ ঠাঠা+লি প্র.]।

ঠাডি=[চট্ট]—বিণ. অনুর্বর ॥

ঠাডুয়া=[নো]—বিণ. প্রাণহীন, শুকনা ॥ গাস্‌গা ঠাডুয়ার্‌ মতন্‌ খাড়াই রৈসে।

ঠাডে পাডে=[কুম]—ক্রি. বিণ. সাজিয়া, বাবুগিরি করিয়া ॥ বেশি ঠাডে পাডে চ'লন্‌ ভালা না। [দেখ ঠাটে মাটে]।

ঠানা=[পা]—বি. বজ্র, বিদ্যুৎ ॥ [দেখ ঠাঠা ; ঠ=ন]।

ঠানামানা=[সি]—বি. পোছপাছ ॥ ঠানামানার্‌ বেটি। [<টানা+মানা (অনু:)]।

ঠান্‌কি=[ম]—বি. ধাঁধাঁ ॥ এই ঠান্‌-কিটার্‌ মানে কি? [<ঠাট্‌ (দেখ ঠাটুরি)+কি প্র.]।

ঠান্‌কুনি=[চা]—বি. এক প্রকার গাছ, থানকুনি ॥ ঠান্‌কুনির্‌ পাতা অনেক্‌ কামে লাগে। [<থানকুনি]।

ঠান্‌ ঠাওর্‌=[পা]—বিণ. ধীর স্থির ॥ [<ঠাণ্ডা+স্থাবর কিংবা স্থান ঠাহর]।

ঠান্‌ঠাহরে=[পা]—ক্রি. বিণ. ধীরে সুস্থে, অবসর সময়ে ॥ কাম্‌টা ঠান্‌-ঠাহরে কর্‌লি ভালো ঐবনে। [দেখ ঠান্‌ঠাওর্‌+এ বিভক্তি]।

ঠান্‌ডাআরে=[পা]—ক্রি. বি. ধীরে স্থিরে ॥ ঠান্‌ডাআরে যাও, সময়্‌ আসে। [দেখ ঠান্‌ঠাহরে]।

ঠান্‌ডা আলু=[চট্ট]—বি. কেশুর ॥ [ঠান্‌ডা(=শীতল)<স্তব্ধ সং(অর্থপ্র.)+আলু]।

ঠান্‌ডা করা=[কুম]—ক্রি, জব্দ করা ॥ বেশি ইত্‌রামি কর্‌লে ঠান্‌ডা কৈরা দিমু। [<ঠাণ্ডা+করা ; অর্থ প্র.]।

ঠান্‌ডা হওয়া=[সি]—ক্রি. মরিয়া যাওয়া ॥ লোক্‌টা ঠান্‌ডা হৈ গেল্‌। [<ঠাণ্ডা+হওয়া ; অর্থ প্র.]।

ঠান্‌ডি=[নো]—বি, সর্দিকাশি ॥ আমার্‌ ঠান্‌ডি লাইগ্‌সে। [ঠাণ্ডা+ই প্র., ; <ঠণ্ডী হিং]।

ঠাল্নেশ্=[য]—অব্য. ঠুনঠুন শব্দ ॥ শক্ত মাতিত্ কোদাল্ পড়লে ঠান্নুণ্ কৈরা কিরা আহে। [ধ্বন্য.]।

ঠাপর্=[খু]—বি. অনুমান ॥ আমিতো কিস্ ঠাপর্ করতে পারি না। [< ঠাহর]।

ঠাপা=[খু]—ক্রি. অলস ভাবে থোরা ॥
২=[পা]—বি. ছোট নৌকার হাল ধরার বৈঠা ॥ ঠাপা দিয়ে হাল্ ধরতে বেশ্ আরাম্।

ঠাপানি=[ক]—বি. মাছ ধরার উপকরণ বিশেষ ॥
২=[বা]—বি. ধমকানি ॥ কাম্ না করলে ঠাপানি খাওন্ লাগে।

ঠাপানো=[য]—ক্রি. চীৎকার করা ॥ অত ঠাপাও কেন্?
২=[চা]—ক্রি. বদমায়েসী করা, কুকর্ম করা ॥ হেয় খালি ঠাপাইতে পারে।
৩=[কু]—ক্রি. বি. মারপিট ॥ লোক্টাকে খুব ঠাপানো দিয়েসে।

ঠাপের্ আটাল্=[পা]—বিণ. আঘাত সহ্যকারী ॥ লোক্টা বয়ানক্ ঠাপের্ আটাল্।

ঠাপ্=[পা]—বি. মার, পিটুনী ॥
২=[বা]—বি. প্রভাব ॥ তার্ ঠাপে হারা পোঁটটা কাপে।
৩=[চা]—বি. ধমক ॥ তারে এক্ ঠাপে ঠান্ডা কর্ন্ যায়্।
৪=[চা]—বি. ফাঁকি ॥ বেটারে দিলাম্ এক্টা ঠাপ্ দিয়া।

ঠাপ্ মারা=[য, ক]—ক্রি. লাঠি দিয়া আঘাত করা ॥ সেলেটা ওকে ঠাপ্ মেরেসে।

ঠাপ্লামি=[চা]—বি. অপ্রাসংগিক কথা বলা ॥ ঠাপ্লামির্ আর্ বাগা পাও না?

ঠাক্ দেওয়া=[বা]—ক্রি. বেইজ্জতি করা ॥ তরে আমি ঠাক্ দিমু।

ঠাবর্=[খু]—বি. অনুমান ॥ আমি তো কিসু ঠাবর্ করতে পারি না। [দেখ ঠাপর্]।

ঠাবল্=[য]—বিণ. ফাঁকা ॥ বাড়্খাটা বড় ঠাবল্।

ঠাবানো=[সি]—ক্রি. সামলানো ॥ আর্ওইন্ ঠাবাইয়া থও।

ঠাবান্=[কুম]—ক্রি. বি. রতিক্রিয়া করা ॥

ঠাবুল্=[কুম]—বি. করতাল ॥ আমাগো ঠাবুল্ বাজা না।

ঠাব্=[য]—বি. আঘাত ॥ ঠাব্ দিয়া মাথা বাইংগা দিমু। [দেখ ঠাপ্]।
২=[খু]—বি. যৌন মিলন ॥ [দেখ ঠাবান্; অর্থ প্র.]।

ঠাব্কি=[নো]—বি. চালাকি ॥ ঠাব্কি করিস্ না।

ঠাব্কুয়োরা=[খু]—বি. তামাসা ॥ ঠাব্কুয়োরা দেখলে কাম্ করবে কে?

ঠাম্ঠিত্=[বা]—ক্রি. বিণ. ইতস্ততঃ ॥ আতে ভাত্ আন্বা গেলে ঠামঠিত্ লাগে। [অনু.]।

ঠাম্মা=[ক]—বি. দাদী ॥ ঠাম্মা বহুত্ কিসসা বালে। [<ঠাকুমা<ঠাকুর মা<ঠাকুরানী+মাতা]।

ঠামাইল্=[সি]—বিণ. গোছানো ॥ [দেখ ঠামানো]।

ঠামানো=[কুম, চা]—ক্রি. ঠিক করা ॥ তোমাদের্ জিনিশ্ ঠামাও। [দেখ ঠাবানো]।
২=[সি]—ক্রি. শান্ত করা ॥ বাচ্'চা ঠামায় কে? [<থামানো]।

ঠামুর্=[কুম]—বি. কীর্তন ॥ আইয় গাইতে ঠামুর্ ঐব।

ঠাম্র্=[চা]—বি. নির্ণয়, ঠিক ॥ লোক্টাকে ঠাম্র্ করতাম্ পারি না। [দেখ ঠাপর্]।

ঠায়াঠিক=[সি]—বিণ. পুরাপুরি ॥ ঠায়াঠিক্ দর্ কত? [<ঠাঁই+ঠিক]।

ঠাকুর্ দাদা=[য]—বি. <ঠাকুর দাদা ॥

ঠায়্=[খু]—অব্য. গরু তাড়ানোর সংকেত ॥ ঠায়্, দাঁড়া ঠায়্। [অনু.]।

ঠায়্ঠিকানা=[ক]—বি. খোঁজ খবর ॥ তোমার্ কোনু ঠায়্ ঠিকানা পাই না কেরে? [<ঠাঁই+ঠিকানা]।

ঠারা=[রং]—বি. খুব ঠাণ্ডা ॥ ঠারা পানিতে গাও ধুলে কষ্ট লাগে। [< ঠাণ্ডা]।

ঠারাঠুরি=[সি]—বি. আকার ইংগিত ॥ তোমার্ ঠারাঠুরি আমি বুঝি না। [ঠার=ইশারা; ব্যতীহারে]।

ঠারাশ্=[পা]—অব্য. উচ্চ শব্দ ॥ বাশ ঠারাশ্ করে ফুটলো। [ধ্বন্যা.]

ঠারে=[বা]—ক্রি. বিণ. সংকেতে ॥ হে খুব ঠারে কথা কয় ॥ [ঠার+এ বিভক্তি]।

ঠারে ঠারে=[সি]—ক্রি. বিণ. ইশারাতে ॥ ঠারে ঠারে কিতা কও? [দেখ ঠারে]।

ঠারো=[চা, কুম]—বি. <আঠারো ॥ [আ লোপ]।

ঠার্=[পা]—বি. গালি বিশেষ ॥ বেশি ঠার্ পাইর না। [অর্থ প্র.]।
২=[নো]—বি. টের, ঠাহর ॥ আমি চো'খে ঠার্ করতাম্ ন পারি। [< ঠাহর]।
৩=[বা]—বিণ. ঠাণ্ডা, শীতল ॥ ঠার্ পানি দাও। [দেখ ঠারা]।
৪=[নো]—বি. চিহ্ন, খেয়াল ॥ ঠার্ মতো হিয়ানে যাইস্। [দেখ ঠার্$_{১}$]।

ঠার্কন্নে=[খু]—বি. ননদ ॥ [< ঠাকুর+কন্যা]।

ঠার্ করা=[কুম]—ক্রি. টের পাওয়া ॥ ঠার্ করসনি, কেডা নিসে? [দেখ ঠার্$_{২}$ +করা]।

ঠার্কান্=[বা]—বি. প্রতিমা। [দেখ ঠাইন্]।

ঠার্ লাগা=[বা]—ক্রি. শীত লাগা ॥ বড় ঠার্ লাগ্সে। [দেখ ঠার্$_{৩}$+লাগা]।

ঠার্হি=[ম]—বি. ডাল বিশেষ ॥ ঠার্হি কালাই। [দেখ ঠাকুরি কলাই]।

ঠালা=[বা]—বিণ. নীচু জায়গা ॥ ঠালায় পানি যম্সে। [<চালা< চালু(<চাল+উ)]।

ঠালি=[সি]—বি. নারিকেল মালা ॥

ঠাঁলিঠুলি=[সি]—বি. হাঁড়ি পাতিল জাতীয় শিশুদের খেলার সরঞ্জাম ॥

ঠালৈ=[সি]—বি. নারিকেল মালা দিয়া তৈরী পাত্র বিশেষ ॥ এক্ ঠালৈ তেল্ দ্যাও।

ঠাল্=[ব]—বি. স্তূপ ॥ ধানের্ ঠাল্। [<চাল হিং]।

২=[সি,বা]—বি. <ডাল ॥ আমের্ ঠাল্।

ঠাল্কি=[ব]—বি. আলাপ ॥ অত ঠাল্কি ভালো লাগে না।

ঠাল্লুর্, ঠুল্লুর্=[চা]—ক্রি. বিণ. চটপট ॥ হেইতে ঠাল্লুর্ ঠুল্লুর্ কতা কয়্। [অনু.]।

ঠাশন্=[ক,পা]—বি. চাপ, আঘাত ॥ এক্ ঠাশনে তোমার্ হাড্ গুড়া করে দেম্। [<ঠাস(ঠাসা)+অন প্র.]।

ঠাশা=[ক]—বি, হিংসা ॥ এত ঠাশা করন্ বালা না। [<ঠাসা ; অর্থ প্র.]।

ঠাশাঠাশি=[রং]—সি. ভেদ ॥ [<ঠাসাঠাসি]।

ঠাশান্=[ব]—বি. বকুনি ॥ তাকে খুব্ ঠাশান্ ঠেশেছি। [দেখ ঠাশন্ ; অর্থ প্র.]।

ঠাশিয়া করা=[সি]—ক্রি. মরিয়া হইয়া কোন কিছু করা ॥ সে কাম্ডা ঠাশিয়া কর্তাসে। [<ঠাসিয়া করা]।

ঠাশে ধরা=[খু]—ক্রি. বলপূর্বক ধরণ করা ॥ [<ঠাসিয়া ধরা]।

ঠাশ্ করা=[চা]—ক্রি. উচ্চ শব্দ করা ॥ এত ঠাশ্ কৈরা কতা কস্ ক্যেরে ? [<ঠাস(ধ্বন্যা.)+করা]।

ঠাশ্কি=[ব]—বি. ফাঁকি ॥ ঠাশ্কি দিয়া চৈ'না গেল্। [<ঠসক্+ই প্র.]।

২=[ব]—বি. ধাঁধাঁ ॥ এই ঠাশ্কি চার্ অর্তো কি ? [অর্থ প্র.]।

ঠাশ্কি মারা=[ব]—ক্রি. ঠাট্টা করিয়া কিছু বলা ॥ [দেখ ঠাশ্কি+মারা]।

ঠাশ্ ঠাশ্=[ক]—অব্য. এক প্রকার শব্দ ॥ ঠাশ্ঠাশ্ কৈরা বাশ্ ফাট্তাসে। [ধ্বন্যা.]।

ঠাশ্ঠুশ্=[কুম]—ক্রি. বিণ. কিছু নয়, তুচ্ছ ॥ আমার্ কথা ঠাশ্ঠুশ্ কৈরা উরাইয়া দ্যাও ক্যেন্ ? [অনু.]।

ঠাশ্যা=[কুম]—বি. ঠাট্টা ॥ এইডেরে ঠাশ্যা না করিস্।

ঠাশ্শা=[ক,দি]—ক্রি.বিণ. চাপিয়া ॥ আমার্ ঘর্ আইসে, ক্যাথা দিয়া ঠাশ্শা দর্ (ক)। [<ঠাসিয়া]।

ঠাহুর্=[বা]—বি. ঠাকুর, পুরোহিত ॥

ঠাহোর্=[খু, বা]—বি. দৃষ্টি ॥ চোঁহে ঠাহোর্ পাই। [<ঠাহর]।

ঠাহুরে ঠাহুরে=[বা]—ক্রি. বিণ. ধীরে, আস্তে। ঠাহুরে ঠাহুরে হাট্। [=ঠাহর+এ (বিভক্তি) কিংবা< ঠাহরিয়া অস. ক্রি.]।

ঠি

ঠিআটি=[রা]—বি. সাহায্যকারী খুঁটি ॥ ঘরটা হেলে গেছে, ঠিআটি না দিলে পড়ি জাবে। [<ঠেকা+কাঠি]।

ঠিইলে=[খু]—বি. মাটির পাত্র বিশেষ ॥ ঠিইলেতে গুড় থাকে। [<ঠিল্যা হিং]।

ঠিং=[রং]—বি. ছাতা ॥

ঠিংগা=[রা]—বিণ. দীর্ঘকায় ॥ এমন্ ঠিংগা মানু দেহি নাই। [<ঠ্যাং (টঙ্গ সং)+ইয়া প্র.]।

ঠিংগি=[রা]—বি. ছোট লাঠি, মুগুর ॥ ঠিংগি মারিছু না, মুরগি মর্বে।

ঠিয়া=[বা]—ক্রি.বিণ. ঠিক ঐখানে ॥ [<ঠিকঠাঁই+এ বিভক্তি]।

ঠিকনি=[রা]—বি. দুই ফুট লম্বা লাঠি ॥ ঠিকনি মারি আর্ পার ক্যান্ ? [<ঠেকা+নি প্র.]।

ঠিকরের্ ডাল্=[খু]—বি. কলাই, ডাল ॥ কিছু ঠিকরের্ ডাল্ এনো। [দেখ ঠাক্রি কলাই]।

ঠিকর্=[সি]—বিণ. খাঁটি। [<ঠাকুর]।

ঠিকা=[ম, কুম]—বি. ঠেকা, ঠেস ॥ বাশ্টা দিয়া গর্ডাত্ ঠিকা দ্যাও। [<ঠেকা]।

২=[বা]—ক্রি. বিণ. মোটামুটি, গড়, একত্রে ॥ আরে মগল্ডি ঠিকা দে।

ঠিকাচ'রা=[ম]—ক্রি. বিণ. কোন প্রকারে ॥ ঠিকাচ'রার্ এই কর্ডা মাশ্ চ'লাও। [<ঠেকা+চাড়া(< চাড়<চেষ্টা সং)]।

ঠিকি=[রা, ব]—বি. স্তূপ, ঢিবি ॥ ইটের্ ঠিকি।

ঠিকিন্=[রা]—বি. প্রকার, মত ॥ এরে ঠিকিন্ দুক্টো লোক্ রাস্তায় দাঁড়িয়ে আছে। [<ঠিক+ইন প্র.]।

ঠিকির্=[সি]—বি. হুকার ছিলিমের গোলাকার মাটির গুটি ॥ [<ঠিকরী হিং]।

ঠিকে=[খু]—বি. পিপাসা ॥ আমার্ পানি ঠিকে লেগেসে। [<ঠেকা ; অর্থ প্র.]।

ঠিকে ঠাকে=[সি]—ক্রি. বিণ. যথার্থ ॥ ঠিকে ঠাকে যাইও। [<ঠিক+এ (বিভক্তি) ; ঠাকে অনু:]।

ঠিক্=[ব]—বি. স্তূপ ॥ এক্ ঠিক্ মাটি।

ঠিক চ'াওয়া=[সি]—ক্রি. গণক দিয়া গণনা করান ॥ ঠিক্ চ'াইয়া দেখো চ'াইন্, কৈন্যার্ বিয়া ই মাঘাত্ অই বোনি ? [<ঠিক+চাওয়া=দেখা]।

ঠিকচ'র্=[ম]—বি. ভূত প্রেতাদি হইতে রক্ষা পাইবার ব্যবস্থা ॥

ঠিক্না=[ফ]—বি. লাঠি, যাহার সহিত কোন জিনিস বাঁধিয়া দেওয়া হয় ॥ [<ঠেক (<ঠেকা)+না প্র.]।

২=[খু]—বি. পথে ফেলিয়া রাখা কোন বস্তু ॥ পথের্ মোড়ে কে যেন্ ঠিক্না ফেলেসে।

৩=[খু]—বিণ. পরশ্রীকাতর, দুষ্ট প্রকৃতির ॥

৪=[য]—বি. ঢেঁকি উঁচু করিয়া রাখার খুঁটি ॥ [দেখ ঠিক্না]।

ঠিক্ পাওয়া=[পা]—ক্রি. টের পাওয়া, দিশা পাওয়া ॥ ঠিক্ পাবে বাপ্ কয়্দিন্ যায়্? [<ঠিক+পাওয়া; অর্থ প্র.]।

ঠিক্রা=[য]—বি. ছোট ঢিল ॥ উঠানে অনেক্ ঠিক্রা। [দেখ ঠিক্রি]।

ঠিক্রি=[রা]—বি. খড়মে আংগুল রাখার কাঠ বিশেষ ॥ ঠিক্রিটা খুলে গেসে। [<ঠেক্ (ঠেকা)+রি প্র.]।

২=[পা]—বি. কল্কির ভিতরের মাটির গুটি ॥ ঠিক্রিটো কোনে পৈড়ল তামুক্ বৈর্বার্ পাইর্তাসি না। [দেখ ঠিক্রি]।

ঠিখা=[কুম]—বি. ঠেকাইয়া রাখার খুঁটি ॥ টিখা না দিলে তুফানে গর্ডা পৈরা যাইব। [<ঠেকা; অর্থ প্র.]।

ঠিগা=[ফ]—বি. চুক্তি ॥ [<ঠিকা]।

ঠিগে=[খু]—বি. তৃষ্ণা ॥ পানি ঠিগে লেগেসে। [দেখ ঠিকে]।

ঠিটি=[কু]—বি. খড়ের চালার বাঁশের কাঠি, শলাকা ॥ খড় দিয়ে চাঁলা সাইতে ঠিটি লাগে।

ঠিত্ পাওয়া=[চা]—ক্রি. চেনা ॥ বায়্গাডা ঠিত্ পাইসত্নি। [দেখ ঠিক্ পাওয়া]।

ঠিত্ ঠিত্=[চা]—বি. স্থিরতা, জ্ঞান, হুশ ॥ হের্ কোন্ ঠিত্ঠিত্ নাই। [<স্থিত(<স্থিতি); অতিশয্যে শব্দ দ্বিত্ব]।

ঠিত্ রাখা=[চা]—ক্রি. চিনিয়া রাখা। পত্টা ঠিত্ রাখিস্। [দেখ ঠিত্ঠিত্]।

ঠিনি=[খা]—অব্য. হইতে ॥ তোমাত্ ঠিনি টেকা পামু। [<থনি, থনে=হইতে]।

ঠিন্=[পা]—অব্য. কাছে ॥ আমার ঠিন্ একটা পয়্সাও নাই। [<ঠাইন <ঠাঁই(<স্থান)]।

ঠিন্ডায়্=[খু]—ক্রি. বিণ. স্থানে, জায়গায় ॥ এই ঠিন্ডায়্ আমার্ মার্ কবর্। [<ঠান্ (<স্থান)+টা +য়(বিভক্তি)]।

ঠিপা দেওয়া=[সি]—ক্রি. লগি ঠেলিয়া নৌকা চালানো ॥ যোরে ঠিপা দ্যাও।

ঠিপানো=[সি]—ক্রি. লগি ঠেলিয়া নৌকা চালানো।

ঠিপ্=[ব]—বি. স্তূপ ॥ এক্ ঠিপ্ মাটি। [<ঢিপি]।

ঠিপ্শি=[য]—বি. ইসারা, টিপ্পনী ॥ এত টিপ্শি কও ক্যা? [<টিপ+শি প্র.]।

ঠিম্ঠাম্=[সি]—বি. অবজ্ঞা। [অনু.]।

ঠিয় কাঁটি=[রা]—বি. খাড়া পাড় ॥ ঠিয় কাঁটিতে নাম্বা পারুম না।

ঠিয়া=[নো]—বি. বিপদ ॥ [<ঠেকা]।

২=[চট্ট]—বি. চুক্তি ॥ ঠিয়া কাম্। [<ঠিকা]।

৩=[চট্ট]—বিণ. বেতনভোগী ॥ ঠিয়া চাকর্। [অর্থ প্র.]।

ঠিয়াটা=[য]—বি. থিয়েটার ॥ ঠিয়াটা দেখমু। [<থিয়েটার theatre ইং]।

ঠিয়াডার=[চা]—বি. থিয়েটার ॥ লখিরে ঠিয়াডার্ দেইখ্যা আইগা। [দেখ ঠিয়াঠা]।

ঠিয়ার্=[খু, য]—বি. ইয়ার্কি ॥ অত ঠিয়ার্ ভাল না। [<ঠেকার]।

ঠিরি=[য]—বি. উনান ॥ ঠিরির্ উপ্রে বাত্তের্ হারি।

ঠির্ঠির্ করা=[কুম]—ক্রি. শীতে কাঁপা ॥ আমার্ দাত্ ঠির্ঠির্ কর্তাসে। [ঠির্ঠির্ (অনু.)+করা]।

ঠির্হাবাব্=[পা]—বিণ. অতিশয় চতুর ॥ সেলেটা ঠির্হাবাব্। [<চতুর (তীর্থক সং)+ বাব ১৬ কা.]।

ঠির্হি=[পা]—বি. কল্কির ছিদ্রে ব্যবহৃত মাটির গুলি ॥ কল্কির্ ঠির্হি। [দেখ টিক্রি২]।

ঠিলা=[য]—বি. হাঁড়ি ॥ ঠিলা খর্যা পানি আন্। [দেখ ঠিইলে]।

ঠিলি=[বি]—বি. কল্সি ॥ [দেখ ঠিইলে]।

ঠিলিয়া=[রং]—বি. মাটির কলসী ॥ ঠিলিয়া ভরি পানি আন্। [দেখ ঠিইলে]।

ঠিলু=[সি]—বি. মাথার খুলি ॥ বারিদিয়া ঠিলু ফাডাইলাম্।

ঠিল্যা=[চা, খু, য]—বি. কলসী ॥ ঠিল্যাত্ পানি নাই। [দেখ ঠিইলে]।

ঠিল্ক্যা=[ক]—বি. কলসী ॥ এক্ ঠিল্ক্যা পানি। [দেখ ঠিইলে]।

ঠিল্লা=[বা]—বি. কলসী ॥ ঠিল্লা বাংলো কে? [দেখ ঠিইলে]।

ঠিল্লাশি=[রা]—বি. ঠাট্টা, বিদ্রূপ।

ঠিশা=[রং]—ক্রি. বিণ. ভর্তি করিয়া ॥ জিনিশ্গুলা ছালার্ ভিতর্ ঠিশা থো। [<ঠাসিয়া]।

২=[পা]—বি. পিপাসা ॥ খুব্ ঠিশা লাইগ্চে। [<তৃষা]।

ঠিশানো=[রং]—ক্রি. ধরিতে চায় না তবু জোর করিয়া পুরিয়া দেওয়া ॥ [<ঠাসা+নো]।

ঠিশায়া=[কুম]—বি. ঠাট্টা ॥ শব্ শময়্ ঠিশায়া বালা না।

ঠিশি=[রা]—বি. কল্কিতে ব্যবহৃত মাটির গুলি ॥

ঠিশে=[য]—বি. পিপাসা ॥ ঠিশে লাগ্সে, এক্ গেলাস্ পানি দাও। [দেখ ঠিশা২]।

ঠিশ্কা=[বা]—বি. ঠোংগা ॥ ঠিশ্‌কাত্ শদাই দের্।

ঠিহা কাম্=[চা]—বি. চুক্তির কাজ ॥ ঠিহা কাম্ কর্তাম্ না। [<ঠিকা+কাম(<কর্ম সং)]।

ঠিহাঠাহা=[চা]—বিশ. মোটামুটি, সঠিক ॥ এই মাল্‌টির্ ঠিহাঠাহা দাম কত? [<ঠিক+আ; ঠাক (অনুঃ)+আ]।

ঠিহ্যাদার=[পা]—বি. ঠিকাদার ॥ [<ঠিকা+দার ফা.]।

ঠিহ্‌রি=[পা]—বি. কল্কিতে ব্যবহৃত মাটির ঢেলা ॥ [দেখ ঠিক্‌রি,]।

ঠু

ঠুই=[ব, রা]—বি. গরুর মুখে ব্যবহৃত আবরণ (যাহাতে ফসলাদি নষ্ট করিতে না পারে) ॥ [<ঠুলি]।

২=[কুম]—বি. আম পাড়িবার আঁকশি ॥

ঠুইক্যা=[ম]—বিশ. সামান্য ॥ এই ঠুইক্যা বিশয় লৈয়া চিন্তা কর কেন্? [<টুক্ (=একটুক)+ইয়া=টুকিটাকি]।

ঠুইটা=[চট্ট]—বি. ঘূর্ণী ॥

ঠুইয়া=[সি]—অস. ক্রি. গুজিয়া ॥ বেরাত্ ঠুইয়া রাখ্। [<ঠুসিয়া]।

ঠুইল্যা=[কুম]—বিশ. খালি।

ঠুইল্=[কুম]—বি. মাথার খুলি ॥ বাড়ির্ চোঁড়ে মাথার্ ঠুইল্ বাড়ি গেসে। [<তুলি<তালি(=তালু)]।

২=[কুম]—বি. লাউয়ের খোল ॥

ঠুউনি=[চট্ট]—বি. খুঁটি ॥ [দেখ ঠুনি]।

ঠুও দেওয়া=[ক]—ক্রি. চুক্তিতে দেওয়া ॥ ঠুও দিয়া মসিনের দাম্ কাটাতে হবে। [<থোক(<স্তবক সং)+দেওয়া]।

ঠুংকি=[ম]—বিশ. ঠুনকো, তুচ্ছ ॥ ঠুংকি কথা নিয়ে আবার্ ঝগড়া। [<ঠুনকো]।

ঠুংগি=[রং, রা]—বি. নারিকেলের মালা ॥ ঠুংগিত্ করে চাল্ মাপা হয়। [<ঠোঙ্গা; ক্ষুদ্রার্থে]।

ঠুংরো=[সি]—বি. কোমরের কাপড় ॥ তার্ ঠুংরোত্ টেকা থাকে।

ঠুঁই=[নো]—ক্রি. বিশ. প্রত্যক্ষভাবে ॥ হেতে ঠুঁই আমারে চোর্ কৈয়ে।

ঠুটা=[রং]—বিশ. শাখাহীন ॥ গাছটা ঠুঁটা করে কাট্‌ল কে? [<ঠুঁটো (<টুংটো প্রাং); তুঃ ঠুন্‌ঠ হিং]।

২=[রা]—বিশ. খালি ॥ ঠুঁটা হাতে থাক্‌তে নাই। [অর্থ প্র.]।

৩=[কু]—বি. নদীর মধ্যবর্তী চরের প্রান্তমুখ ॥ [ঠোঁট+আ প্র.]।

ঠুন্ডা=[চট্ট]—বিশ. ডাল বা পাতা ছাঁটা ॥ [দেখ ঠুঁটা]।

ঠুশা=[চট্ট]—বি. ঘুষি ॥ [<ঠুসা]।

ঠুকা=[ম]—বি. মৃদু আঘাত ॥ মাথায় ঠুকা দিল্ কেরে? [<ঠোকা]।

২=[সং]—ক্রি. লাভ হওয়া ॥ [অর্থ প্র.]।

৩=[সি]—বি. মাথাল ॥ ঠুকা মাথাত্ দিয়া কাম্ কর্। [<টোকা(<touca পোর্তু.)]।

৪=[ম]—বিশ. চুক্তিকৃত ॥ ঠুকা কামে লাব্ লোক্‌সানের্ ঠিক্ নাই। [থোক (<স্তবক সং)+আ প্র.]।

ঠুকি=[ব]—বিশ. তুচ্ছ ॥ ঠুকি ব্যাপার নিয়া কাইযা ভাল না। [<টুকিটাকি]।

ঠুকির্ বিবি=[খু]—বিশ. যে সামান্য আঘাতে চীৎকার করে ॥ [ঠোকা+র (সম্বন্ধে)+বীবী হিং/উর্দু]।

ঠুকুরি=[রং]—বি. অড়হর ডাল ॥

ঠুকো=[রা, ক]—বিশ. সামান্য, অল্প ॥ ঠুকো কাম্‌টা তাড়াতাড়ি কর্ (ক)। [দেখ ঠুকি]।

ঠুকোই করা=[রা]—বিশ. অল্প সময়ে করা ॥ ঠুকোই করা কাম্ আর্ কত ভাল হবে? [দেখ ঠুকোমারি করা]।

ঠুকোমারি করা=[রা]—ক্রি. যেমন তেমন করিয়া করা ॥ কাম্‌টা ঠুকোমারি করে দাও। [<ঠোকা+মারিয়া+করা]।

ঠুকোর্ উপর্=[রা]—ক্রি. বিশ. অল্পের জন্য ॥ সেদিন্ ঠুকোর্ উপর্ বেঁচে গেছি। [<ঠোকা+র+উপর]।

ঠুক্ কথা=[রা]—বি. সামান্য কথা। ঠুক্ কথা নিয়া ঝগড়া কর কেন্? [<টুক+কথা]।

ঠুক্‌ঠাক্=[পা]—বিশ. সামান্য ॥ ঠুক্‌ঠাক্ কাম্। [অনু.]।

ঠুক্‌ঠাক্ জানা=[রা]—ক্রি. সামান্য কিছু জানা ॥ আমি থাড়াকিকা ঠুক-ঠাক্ জানি। [দেখ ঠুক্‌ঠাক্+জানা]।

ঠুক্‌ঠুকান্=[রা]—ক্রি. ধীরে ধীরে শব্দ করা ॥ মাথার্ কাছে ঠুক্‌ঠুকাও কেন্? [<ঠুকঠুক (অনু.)+আন প্র.]।

ঠুক্ দরা=[কুম]—বি. দৃষ্টি করা ॥ হে আমার্ খাওনের্ দিকে ঠুক্ দরে। [ঠুক+ধরা]।

ঠুক্‌না=[রা]—বিশ. সামান্য ॥ ঠুক্‌না কথা নিয়ে এত ঝগড়া কেন্? [দেখ ঠুক্+না প্র.]।

ঠুক্‌না ঠুক্‌নি=[চা]—বিশ. টুকিটাকি ॥ তার্ কাসে গেলে ঠুক্‌না-ঠুক্‌নি মাল্‌তে পার্‌বা। [অনু.]।

ঠুক্‌মুক্=[রা]—বিশ. সামান্য ॥ [অনু.]।

ঠুক্‌রি=[রা]—বি. চুবড়ি ॥ এক্ ঠুক্‌রি মাছ। [<টুক্‌রী হিং]।

ঠুগ্‌না=[হুগ]—বিশ. চৌটকা ॥ ঠুগ্‌না অগুদেই কাম্ ঐলো। [<চৌকাম+ইয়া প্র.]।

ঠুঁড়ি=[বু, নো]—বি. সুপারি গাছের খোল দিয়া তৈয়ারী পাত্র ॥ [দেখ ঠুংগি]।

ঠুটা=[ক]—বিণ. অপক্ব, শুষ্ক ॥ এ ঠুটা আম্ ক্যিন্‌খিয়ালে কিতা ॥

ঠুট্যা=[সি]—বিণ. ঠোঁটপাতলা ॥ ঠুট্যা লোকের্ কাসে কোন্ কথা কৈয়ো না । [<ঠোঁট+ইয়া প্র.] ।

ঠুট্‌টা=[বা]—বিণ. চোগলখোর ॥ বাইরা লোক্‌টা বড়্ ঠুট্‌টা । [দেখ ঠুট্যা] ।

ঠুট্‌নি=[সি]—বি. নদী পুকুর ইত্যাদির কিনারা ॥ ঠুট্‌নিত্ নাও বান্দো । [<ঠোঁট+নি প্র.]।

ঠুটলা ঠুটলি=[সি.]—বি. কথা কাটাকাটি ॥ দুই বাইয়ে শারাদিন্ ঠুট্‌লাঠুট্‌লি করৈন্ । [<ঠোঁট+লা +ঠোঁট+লি] ।

ঠুডা=[চ]—বি. প্রান্ত ভাগ ॥ গাংগের্ ঠুডায় নাও রাইখ্য। [ঠোঁট+আ প্র.] ।

ঠুডামি করা=[চা]—ক্রি. একের দোষ অন্যের নিকট বলা ॥ ঠুমাড়ি কৈরা ইশ্‌টির্ গর্ নশ্‌টো করন্ বালা না । [<ঠোঁট+আমি প্র.+করা] ।

ঠুডি=[চা]—বিণ. পরনিন্দাকারী ॥ [<ঠোঁট+ই প্র.] ।

ঠুডিয়া কেলা=[নো]—বি. অপুষ্ট কলা ॥ ঠুডিয়া কেলাগুন্ কাটি আন্ ॥ [<ঠোঁট+ইয়া প্র.+কলা] ।

ঠুডে=[পা]—বিণ. নিন্দুক ॥ ঠুডে লোক্ কোথাও আদর্ পায় না । [< ঠোঁট+এ প্র.] ।

ঠুড্‌ডা=[ক]—বিণ. মুখরা, যে একের কথা অন্যের কানে লাগায় ॥ মাইয়াডা বড় ঠুড্ডা ॥ [<ঠোঁট+উয়া প্র.]।

ঠুড্‌ডি=[কুম]—বি. থুতনি, দাড়ির নীচের অংশ ॥ বাইয়া লোকের ঠুড্ডিত্ চুল্ উডে না । [<থুড্ডি<ত্রোটি সং] ।

২=[চা]—বি আংগুলের টোকা ॥ সেরাডার্ মাথায় ঠুড্ডি দিল্ কেডায়্‌রে ?

ঠুনি=[কুম, চট্ট]—বি. খুঁটি ॥ গরের্ ঠুনিত্ উদু দয়্‌সে. (কুম) । [<স্থূনা সং]।

ঠুনিগুনি=[সি]—বি. কাজ ॥ যে দৌড় ঠুনিগুনি হিক্‌সে । [অনু.] ।

ঠুনো=[খু]—বি. হাতের আঙ্গুল দিয়া আঘাত ॥ গালে ঠুনো মারসে ।

ঠুন্‌কা=[রং]—ক্রি. বিণ. একটুকু ॥ মাইও'টা বড় ভাল লোয়ায়, ঠুন্‌কাতে গোসা হয় ।

২=[নো]—বি. চুক্তি ॥ ঠুন্‌কা কাম্ হবরে করে ।

ঠুন্‌কাড্=[রা]—ক্রি. বিণ. হঠাৎ, দৈবাৎ, আকস্মিকভাবে ॥ আরে তুই ঠুন্‌কাত মার্‌লি ? [দেখ ঠুন্‌কা+ত (বিভক্তি)] ।

৩=[রা]—ক্রি. বি. অল্পতেই ॥ ঠুন্‌কাত্ রাগ্ হলে চল্‌বে না । [ঠুন্‌কা +৩ বিভক্তি] ।

ঠুন্‌কি=[পা]—বি. পড় পড় অবস্থা, অসচ্ছল অবস্থা ॥ ঠুন্‌কির্ পার রৈচে', আরেট্টু ঠ্যালা দিলেই পৈরা যাবো ।

২=[পা]—বি. মোটা রশি ॥ এক্ গাস্ ঠুন্‌কি পাকাও ।

ঠুন্‌খা=[কুম]—বিণ. আলাদা, স্বতন্ত্র ॥ তোমারে ঠুন্‌খা দুধ্ দিতে পার্‌মু না ।

ঠুন্‌ডা=[কুম.]—বি. হোঁচট ॥ ঠুন্‌ডা খাইসে ।

২=[রা]—বিণ. খোঁড়া ॥ ফকির্‌ডা একেবারে ঠুন্‌ডা । [দেখ ঠুটা] ।

৩=[বা]—বিণ. যে গাছের শাখা প্রশাখা কাটিয়া দেওয়া হইয়াছে ॥ [অর্থ প্র.] ।

৪=[ক]—বিণ. ভোঁতা ॥ ঠুন্‌ডা কাচি' । [অর্থ প্র.] ।

৫=[কুম]—বিণ. রসহীন ॥ তোমার্ ঠুন্‌ডা কথা বাল্য লাগে না । [অর্থ প্র.] ।

৬=[কুম]—বি. চাটি ॥ মাথাত্ ঠুন্‌ডা মারে কেডায়্‌রে ?

৭=[নো]—বি. গালি বিশেষ ॥ ঠুন্‌ডার্ হত্ ঠুন্‌ডা হিতার্ বাত্ কাবর্ নো দিতে চাইল্‌নে আইন্‌সত্ কিল্‌লাই ?

ঠুন্‌ডা ঐয়া বহা=[চা]—ক্রি. অর্থ সামর্থ্য সব হারাইয়া বসা ॥ তুইত এক্‌কেলে ঠুন্‌ডা ঐয়া বৈসত্ । [দেখ ঠুন্‌ডা, +বইয়া বসা] ।

ঠুন্‌ডানো=[কুম]—ক্রি. হাটিয়া কেলা ॥ বাধা ঠুন্‌ডাইয়া কালাইলে । [দেখ ঠুন্‌ডা, +আনো প্র. ; নামধাতু] ।

ঠুন্‌ডা-বুন্‌ডা=[চা]—বিণ. জ্ঞান-শূন্যহীন, সর্ব্বহারা ॥ সব খুয়াইয়া অহনে ঠুন্‌ডাবুন্‌ডা ঐয়া বৈসে । [দেখ ঠুন্‌ডা, +বুন্‌ডা(অনু:)] ।

ঠুন্‌ডি=[খ, রা]—বি. অঙ্কুর ॥ [< ঠোঁটি<ঠোঁট+ই প্র.] ।

ঠুন্‌না=[খ]—বি. হাতের মৃদু আঘাত ॥ গালে ঠুন্‌না দিল্ কেরে ? [<ঠোনা] ।

ঠুন্‌নি=[রা]—বি. ভুট্টার খই ॥ ঠুন্‌নি খায়্যা যা ।

ঠুন্‌হা=[বা]—বিণ. ক্ষণভঙ্গুর ॥ কাচে'র্ থিনিস্ ঠুন্‌হা । [<ঠুন্‌কা] ।

ঠুমা=[সি]—বি. কোকা ॥ হাত ঠুমা উঠ্‌সে ।

ঠুম্=[সি, কুম, রং]—বি. খণ্ড ॥ বাশ্‌টা কাটিয়া ঠুম্ দেও (কুম)] ।

ঠুম্‌কা ঠুম্‌কি=[চা]—বি. রেষা-রেষি ॥ বেশি ঠম্‌কা ঠুম্‌কি করিস্ না । [<ঠমক+আ প্র.+ঠমক +ই] ।

ঠুম্‌বা=[রা]—বি. টুকরা ॥ মোরে এক্‌টা মাছের্ ঠুম্‌বা দে ।

ঠুয়া=[চা]—বি.হোঁচট ॥ [<ঠোকা] ।

২=[কুম]—বি. মুষ্টাঘাত ॥ তারে এক্‌টা ঠুয়া দে । [অর্থ প্র.] ।

ঠুয়া দেওয়া=[চা]—ক্রি. মাথার উপর হাত রাখিয়া নীচের দিকে ধাক্কা দেওয়া ॥ পরুত বৈয়া ওংগাইলে ঠুয়া দিমু । [<ঠোকা দেওয়া] ।

ঠুলা=[সি]—বি. নারিকেলের মালা ॥ [<ঠুলি ; বৃহদার্থে] ।

ঠুলি=[রা]—অস. ক্রি. একদিকে বেগে দৌড়াইয়া ॥ [<ঠেলি< ঠেলিয়া] ।

২=[কুম]—বি. ছোট হাঁড়ি পাতিল ॥

৩=[ম]—বিণ. ছোট ॥ তার্ এক্‌টা ঠুলি গরু আসে । [অর্থ প্র.] ।

ঠুলিঠালি=[চা]—বি. সাধারণ আসবাব পত্র ॥ ঠুলিঠালি সব্ লৈয়া লও । [<ঠুলি+ঠালি (অনু:)] ।

ঠুলৈ=[ক]—বি. খেজুর গাছ ছোলার সময়ে দা কাটারী প্রভৃতি রাখার পাত্র বিশেষ ॥ খেজুর গাছ্ গোলতে এক্টা ঠুঁলৈ বানাইতে ঐবো। [<ঠুলি]।

ঠুল্১=[কু, ম]—বি. এক মাথার সংগে অন্য মাথার আঘাত ॥ [অনু.]।

২=[সি]—বি. খোল, বহিরাবরণ ॥ দিশলাইয়ের ঠুল্।

৩=[সি]—বি. নারিকেলের মালা ॥ [<ঠুলি]।

ঠুলঠুইলা=[ম]—বিণ. নেড়া ॥ ঠুলঠুইলা মাথা বেলের লাহান্। [<ঠুল্ঠুল্ (অনু.)+ইয়া প্র.]।

ঠুলঠুইললা=[কুম]—বিণ. অতিশয় ॥ ঠুল্ঠুইল্লা বুড়া। [<ঠুল ঠুল (অনু.)+ইয়া প্র.]।

ঠুলঠুলি=[সি]—বি. কাগজের ঠোঙা ॥

ঠুল্লা=[কুম]—বিণ. নেড়া ॥ ঠুল্লা মাথা। [দেখ ঠুলঠুইলা]।

২=[ময়]—বিণ. মূল্যহীন ॥ উনুলা ঠুল্লা কতা মোর্ এটেই না খাটে।

ঠুল্লি=[চট্ট]—বি. ধুলি ॥ বেটা তোর্ মাথার্ ঠুল্লি উড়াই দিম্। [দেখ ঠুইল্]।

ঠুল্ল১=[রা]—বিণ, যে একের কথা অন্যের কাছে বলিয়া বেড়ায় ॥

২=[রং]—বিণ, মূল্যহীন ॥

ঠুশা=[কুম, ম]—বিণ. বলহীন, দুর্বল ॥ অত ঠুশা ঐলা কবে থিকা? [<ঠোস্ +আ প্র.]।

২=[চট্ট]—বি. ঘুষি ॥ ছিতে আঁরে ঠুশা মাইর্‌গে। [<ঠুসা]।

৩=[ম]—বিণ. ভঙ্গুর ॥ কাচে'র্ গেলাস্ এহাবারে ঠুশা। [দেখ ঠুশা]।

ঠুশানো=[কুম]—ক্রি. লুকাইয়া রাখা ॥ [<ঠোসা+নো প্র.]।

ঠুশি=[সি]—বি. ঘুষি ॥ নাকারি বায় ঠুশি মারি ফাডাই দিসে। [দেখ ঠুশা]।

২=[রা]—বি. আঁকশি ॥

৩=[বং, রা, সি, ম]—বি. মাছ ধরার ফাঁদ বিশেষ ॥ ঠুশিতে কি মাছ পড়্সে (ম)।

৪=[বং, খু]—বি. গরুর মুখোস ॥ [=ঠুশি]।

৫=[খু]—বি. বোতলে তৈল বা তরল পদার্থ ঢালিবার জন্য ব্যবহৃত পাত্র ॥

৬=[পা]—বি. চশমা ॥ চো'খে ঠুশি লাগাও। [দেখ ঠুশি১]।

৭=[ক]—বি. থলি ॥

৮=[রা]—বি. সরিষার ভুষি ॥ চাঁটায় ঠুশি দিও।

ঠুশ্=[কুম]—অব্য. শব্দ বিশেষ ॥ বেলনডা ঠুশ্ কৈরা কাইট্যা গেসে। [ধ্বন্যা.]।

২=[কুম]—বিণ. বাজে, ঢিলা ॥ তার্ খালি কথার বাহার্, কাবে কামে ঠুশ্।

ঠুশ্কি=[সি]—বি. উসকানি ॥

ঠুহা=[য]—বি. <ঠোকা, মৃদু আঘাত ॥ দর্‌বায় ঠুহা দেও।

ঠে

ঠে=[রা]—ক্রি. বিণ. স্থানে, থানে ॥ যে ঠে ইচ্ছা সে ঠে যা। [<ঠাঁই (<স্থান সং)]।

ঠেই=[ম, ফ]—ক্রি. বিণ. আড়ি ॥ সাপলে পানি দেখলে ঠেই দিয়া দাড়ায়। [<ঠেস+ই প্র.]।

২=[খু]—বি. তল ॥ ঠেই পাওয়া যায় না। [<থৈ(<স্থল)]।

ঠেইংগা=[ম,রং]—বি. ঠেলিয়া রাখিবার জন্য ব্যবহৃত লাঠি ॥ গাছ্‌টা ঠেইংগা দিয়া ঠেলা দিয়া থো। [<ঠেলা]।

ঠেইট্‌ঠেলাম্=[চট্ট]—বি. অস্থিরতা, কাতরতা, ইতস্ততঃ করা ॥ অনেক্ ঠেইট্‌ঠেলামের্ পর্ ঘিতে চ'লি গেল্। [অনু.]।

ঠেই দেওয়া=[ক]—ক্রি. ধমক দেওয়া। [<ঠেস+ই প্র.+দেওয়া]।

ঠেইয়ে=[য]—বি. নাগাল ॥ [দেখ ঠেই২+এ]।

ঠেইর্=[নো]—বি. গাছের সহিত শাখার মিলিত অংশ ॥

ঠেইলা=[রং, চট্ট]—বি. ডাল, শাখা ॥ গাসর্ ঠেইলা। [<ডালিয়া<ডাল+ইয়া প্র.]।

২=[পা]—ক্রি. বিণ. জোরে ॥ ঠেইলা ঘর্ আইতাসে। [<ঠেলিয়া]।

ঠেউংগা=[রং]—বি. ঠেলিয়া রাখিবার জন্য ব্যবহৃত লাঠি ॥ [দেখ ঠেইংগা]।

২=[ঢা]—বিণ. মাঝে ভাংগা ॥ [<ত্রিভঙ্গ]।

ঠেউকা=[বং]—বি. গরুর গাড়ীর সমুখভাগ উঁচু করিয়া রাখার জন্য বাঁশের দুইটি টুকরা দ্বারা তৈরী ঠেকা বিশেষ ॥ [<ঠেক্(<ঠেকা) +উয়া প্র.]।

ঠেউঙা=[ফ]—বিণ. দুই তিনটি ডাল বিশিষ্ট ॥ [দেখ ঠেউংগা]।

ঠেউড্যা=[বা]—বিণ. অন্যায় ভাবে যে নিজের কথা ঠিক রাখিতে চায় ॥ [<ঠেঁট(<ঠেঁটা<ধৃষ্ট সং)+উয়া প্র.]।

ঠেউরানো=[চট্ট]—ক্রি. টিটকারি দেওয়া ॥ [<ভেওড়ানো]।

ঠেংলি=[সি]—বি. দাই প্রভৃতি কাটিবার খড় দা ॥ [<ঠ্যাং+ই প্র.; ঠ্যাং বিশিষ্ট দা]।

২=[কুম]—বি. গরু ঘোড়া ইত্যাদির দুই পায়ের বাঁধন ॥ গরুরে ঠেংলি লাগাও। [ঐ প্র.]।

ঠেংগদ্=[রং]—বি. বোবাই বড় ডেকচি-উনুন হইতে নামাইবার বা উঠাইবার বাঁশ নির্মিত বেড়ি ॥ [দেখ ঠেংগি; বৃহদার্থে]।

ঠেংগদ্যাবাবি=[ব]—ক্রি. বিণ. খাটিয়া খুঁটিয়া ॥ ঠেংওয়াবাবি কৈরা দিন্ কাটাই। [<ঠ্যাং+উয়া প্র.+বাবী ﺑﺎﺯﻯ ফা.]।

ঠেংচিঁয়া=[ব]—বি. পায়জামা, হাফ পেণ্ট, ফুল পেণ্ট ॥ পুলিশ্‌রা ঠেংচিঁয়া পিনদ্যা ডিউটি দেয়্। [<ঠ্যাং+চীর +আ প্র.]।

ঠেংরিটানা=[ক]—ক্রি. বি. গোখা করা ॥ ঠেংরিটানা দিলা কিয়ারে? [ঠেংরি<টংড়ী হিং=পা+টানা]।

ঠেঁঙর্ দাঁড়ি=[চট]—বি. পায়ের জোর ॥ ভৌবায় ঠেঁঙর্ দাঁড়ি দিড়ি কেলাইয়্। [<ঠ্যাং+র(সম্বন্ধে)+দাড়ি(<দণ্ডিকা সং)]।

ঠেঁওত্=[রা]—ক্রি.বিণ. এক জায়গায় থাকিয়া ॥ ঠেঁওত্ ঘুরে আধা গরুটায় অভ্যাস্ নাই। [<ঠাঁই+ত(বিভক্তি)]।

ঠেঁটু=[রা]—বি. ক্ষমতা ॥ তার কি ঠাঁটুইবা আছে? [<ঠাট+উ প্র.]।

ঠেকি=[কু]—ক্রি. বিণ. একঘরে ॥ গাঁয়ের সকলে তাকে ঠেকি করেছে। [<ঠেক্ (<ঠেকা=বিপদে ঠেকা) +ই প্র.]।

ঠেকি দেওয়া=[রা]—ক্রি. বি. একঘরে করা ॥ সমাজে তাকে ঠেকি দেওয়া হয়েছে। [দেখ ঠেকি+দেওয়া =করা]।

ঠেক্‌নি=[ধু]—বি. ঠিকা ॥ ঠেকিস্ ঠেকনি। [<ঠেক্(<ঠেকা)+নি]।

ঠেটি=[রা]—বিণ. অবেজো, যে মুখ দেয় না ॥ ঠেটি গাই হায়্নায় বেশি। [ঠেটা, ঠেঁটি]।

২=[রা, কুষ]—বি. শাড়ি ॥ বৌয়ের লাগি একটা ঠেটি আনতে গেবো। [<ঠেঁটি]।

ঠেটিয়া=[রা]—বিণ. অকালপক্ব ॥ সেলেটা কি ঠেটিয়ারে। [দেখ ঠেটি+আ প্র.]।

ঠেমশি=[সি]—বি. জেদ, একগুঁয়েমি॥

ঠেলি=[রা]—বি. ছোট কলসী ॥ ঠেলিত্ কৈরা পানি আন্। [দেখ ঠিলা +ই প্র.; হ্রস্বার্থে]।

ঠ্যা

ঠ্যাকা=[কুষ]—বি. বিপদ, ঠেকা ॥ আর্ ঠ্যাকার্ সময় কেঐ সাহায্য করলে না। [<ঠেকা]।

ঠ্যাকান্=[চট]—ক্রি. বাধা দেওয়া, আঘাত করা ॥ হিতারে এত ঠ্যাকাইলা ক্যা? [<ঠেকা+ন প্র.]।

ঠ্যাওয়ানো=[ম]—ক্রি. সাজানো ॥ বৈড়ি ঠেওয়াও। [দেখ ঠাবানো]।

ঠ্যাওরান্=[চট]—ক্রি. বি. ঠাউর করা ॥ বেশি ঠ্যাওরান্ ভালা না। [<ঠাহরান<ঠাহর্(<ঠাহরী সং) আন প্র.]।

ঠ্যাংগা=[চট]—বি. হুড়কা, দরজা আটকাইবার লাঠি ॥ দুয়ারে ঠ্যাংগা দি রাখো। [<ঠেকা]।

২=[নো]—বি. গাছ গাছড়ার কাটা টুকরা ॥ ঠ্যাংগা দি বাড়ু বান্দ।

৩=[খু, ঢা]—বি. লাঠি ॥ হালারে ঠ্যাংগা না কয়ডা বারি দে (ঢা)।

ঠ্যাংগাইয়া রাখা=[ঢা]—ক্রি. আটকাইয়া রাখা, এক পায়ে দাঁড় করাইয়া রাখা ॥ তরে ঠ্যাংগাইয়া রাখমু। [দেখ ঠ্যাংগা+ইয়া প্র.+রাখা; নামধাতু]।

ঠ্যাংগাড়ি=[চট]—বি. সাইকেল ॥ [<ঠ্যাং+গাড়ী]।

ঠ্যাংগা বাজা=[ব]—বিণ. নাকি সুরের, টানাটানা, কর্কশ কণ্ঠের ॥ তার্ ঠ্যাংগা বাজা কথা শুনলে রাগ্ ধরে। [<ঠেকা +বাজা]।

ঠ্যাংগাহারি=[নো]—বি. রুই কাতল মাছের শুটকি ॥ ঠ্যাংগাহারির্ হাতোরা হোয়াদ্।

ঠ্যাংগের তলে যাওয়া=[ঢা]—ক্রি. অধোগতিতে যাওয়া, শুকাইয়া যাওয়া, নষ্ট হওয়া ॥ যায় সয়্, দিন্ দিন্ ঠ্যাংগের তলে যায়্। [=পায়ের তলে যাওয়া]।

ঠ্যাংগো=[রা, দি]—বিণ. লম্বা ॥ লোক্‌টা খুব ঠ্যাংগো। [<ঠ্যাং+ও প্র.]।

ঠ্যাংচেঁয়া=[সি]—বি. ইজার, পায়জামা ॥ [দেখ ঠেংচিঁয়া]।

ঠ্যাংঠ্যাইংগা=[নো]—বিণ. ভুকনা ॥ হোনাড্ডা আইস্‌তে আইস্‌তে এক্‌লায় ঠ্যাংঠ্যাইংগা হৈ গেলে। [<ঠ্যাং ঠ্যাং (অনু.)+আ প্র.]।

ঠ্যাং তোলা দেওয়া=[রা, দি, ক]—ক্রি. নিশ্চিন্ত মনে থাকা ॥ [অর্থ প্র.]।

ঠ্যাংনি=[রং]—বি. এক হাত পরিমাণ লাঠি বা ডাল ॥ ঠ্যাংনি দিয়া আম্ পাড়্। [<ঠেং(<ঠেকা)+নি প্র.]।

ঠ্যাংরো=[ক]—বি. লাঠি বিশেষ ॥ লেংড়া লোক্‌টা ঠ্যাংরোর্ উপর্ বর্ দিয়া চ'লে। [<ঠ্যাং+ও প্র.]।

ঠ্যাংরানো=[খু]—ক্রি. ভ্যাংচানো ॥ মুখ্ ঠ্যাংরাইয়া কথা কও কেন্।

ঠ্যাকন্=[চট]—ক্রি. বি. কোন কিছু ঝাড়ার সময় আংগুল দিয়া কুলায় টোকা মারা ॥ ধান্ ঝাঁইর্‌তে ঠ্যাঁকন্ পরে। [<ঠেকানো]।

ঠ্যাটা=[খু, রা, নো]—বিণ. শঠ, বদমায়েশ ॥ লোক্‌টা বড় ঠ্যাঁটা। [<ঠেট; তুং টাট্, টিঠ হিং<ধৃষ্ট সং]।

২=[নো]—বি. মোটা সাধারণ শাড়ি ॥ গরিবের্ বৌয়ের্ ঠ্যাঁটা ঐলেই অয়্। [<ঠেঁটি]।

ঠ্যাঁট কদলি=[রা]—বি. ভাঙা কোদাল ॥ [<ঠুঁটা+কুদাল+ই]।

ঠ্যাঁঠা=[রা]—বিণ. কৃপণ, কঞ্জুশ ॥ লোক্‌টা ঠ্যাঁঠার্ হাড্। [দেখ ঠ্যাঁটা]।

ঠ্যাঁডা=[চট্ট]—বিণ. দুষ্ট ॥ তে বজ্জর ঠেঁডা। [দেখ ঠ্যাঁটা]।

ঠ্যাঁয়া=[নো]—বি. আবশ্যক ॥ তার্ কাসে আর্ ঠ্যাঁয়া আসে। [<ঠেকা]।

ঠ্যাকর্=[পা]—বি. আহ্লাদ ॥ সব্ কাযেই অত ঠ্যাকর্ করো কেন্? [<ঠেকার]।

ঠ্যাকা=[রা]—বি. ঠেসা, কোন কিছুকে পতন হইতে বাঁচাইবার জন্য অন্য কিছুর ঠেকা ॥ তুকানে ঘর্‌টা পড়ে পড়ে, বাশ্ দিয়া ঠ্যাকা দাও। [<ঠেকা]।

২=[রং]—বি. গরুর গাড়ীর সম্মুখ ভাগ উঁচু করিয়া রাখার জন্য বাঁশের দুইটি টুকরা দ্বারা তৈরী ঠিকা বিশেষ ॥ গাড়ির্ মাথাটা নামায়্ না, ঠ্যাকা দিয়া থো। [পূর্বে দেখ]।

৩=[ঢা]—ক্রি. আন্দাজ পাওয়া, হাতে লাগা ॥ [অর্থ প্র.]।

৪=[রা,পা]—বি. অভাব, প্রয়োজন ॥

ঠ্যাকাঠেকি=[ব]—বি. অভাব অনটন ॥ ঠ্যাকাঠেকির্ সংসার্। [<ঠেকা ঠেকি]

ঠ্যাকানো=[সি]—ক্রি. বোকা সাজানো, অসমর্থন করা ॥ তুমি আইয়া আমারে ঠ্যাকাইস। [<ঠেকা+নো প্র. ; নাম ধাতু]।

ঠ্যাকান্ দেওয়া=[সি]—ক্রি. আছাড় দেওয়া ॥ এক্ ঠ্যাকান্ দিয়া মাথা বাইংগা দিমু। [<ঠেকান+দেওয়া]।

ঠ্যাকা পরা=[য]—ক্রি. দরকার হওয়া ॥ এই কামের্ লাইগ্যা আমার্ ঠ্যাকা পরে নাই। [<ঠেকা+পড়া]।

ঠ্যাকা বাবাদ্=[পা]—ক্রি. বিণ. সাময়িক অভাব অভিযোগের সময় ॥ তিনি ঠ্যাকা বাবাদ্ আমাগোরে দ্যাহে। [<ঠেকা + বাধা + র বিভক্তি]।

ঠ্যাকারি=[য]—বি. চালাকী ॥ ঠ্যাকারি করো না। [<ঠেকার+ই প্র.]।

ঠ্যাকারে=[খু]—বিণ. আহ্লাদে ॥ সেলেটা বড় ঠ্যাকারে। [<ঠেকার+এ প্র.]।

ঠ্যাকার্=[পা]—বি. ন্যাকামি ॥ আর্ ঠ্যাকার্ করিস্ না, উঁহ্। [<ঠেকার]।

ঠ্যাকার্ করা=[ব]—ক্রি. আহ্লাদের চোটে অনেক কথা বলা ॥ তুইতো খুব্ ঠ্যাকার্ করিশ্। [<ঠেকার করা]।

ঠ্যাকে ঠ্যাকে=[রং, দি, ক]—ক্রি. বিণ. অবসর মত ॥ ঠ্যাকে ঠ্যাকে আমার্ কাজটা করে দিও (রং)। [অনু.]।

ঠ্যাকো ঠোকো=[রা, দি, ফ]—ক্রি. বিণ. কিছু দিনের মধ্যে ॥ [<ঠেক্(<ঠেকা)+ও প্র.]।

ঠ্যাকের্ ঠ্যাক্=[ঢা]—বিণ. সমান সমান ॥ [<ঠেক(<ঠেকা=লাগা) +এর (সম্বন্ধে)+ঠেক]।

ঠ্যাক্=[চা]—বি. তুলনা ॥ তুমি আমার্ লগে ঠ্যাক্ দিয়া চল্‌তে পার্‌বা না। [<ঠেক্ (<ঠেকা)]।

২=[রং]—বি. ডাল, শাখা ॥

৩=[রা, দি, ফ,]—বিণ. খাটো সংক্ষিপ্ত ॥

৪=[পা]—বিণ. সমাজচ্যুত, এক ঘরে ॥ [দেখ ঠেকি]।

ঠ্যাক্ ঠ্যাকি=[পা]—বি. অভাব ॥ [ঠেকা ঠেকি]।

ঠ্যাক্‌না=[খু]—বি. <ঠিকানা ॥ তার্ কোনু ঠ্যাক্‌না বান্‌নে

২=[সি]—বি. ঝুলন্ত কোন কিছু মাটিতে না পড়িবার জন্য উহার তলার দেওয়া ঠেকা ॥ [<ঠেক(<ঠেকা) +না প্র.]।

ঠ্যাক্ লাগা=[পা]—ক্রি. বাধা পাওয়া ॥ আমার্ গুটি চ'লার্ সময়্ ঠ্যাক লাগ্‌লে খেল্‌বো না। [<ঠেক্ (<ঠেকা)+লাগা]।

ঠ্যাগ্ ঘর্=[চট্ট]—বি. থাকিবার ঘর ॥ হিতে আগ্‌গুয়া ঠ্যাগ্‌ঘর্ পাইয়ে।

ঠ্যাগ্‌না=[খু]—বি. <ঠিকানা ॥ তার্ কোনু ঠ্যাগ্‌না বান্‌নে।

ঠ্যাটা=[ফ, পা]—বিণ. অবাধ্য, তর্কবাগীশ, নির্লজ্জ ॥ সেরাডা বড্ড ঠ্যাটা। [দেখ ঠ্যাঁটা]।

ঠ্যাটামি=[চট্ট]—বি. নির্লজ্জতা ॥ [দেখ ঠ্যাঁটা+মি প্র.]।

ঠ্যাটাম্=[য]—বি. বিবাদ ॥ হারা দিন্‌রাইত্ এত ঠ্যাটাম্ কর ক্যা? [দেখ ঠ্যাটামি]।

ঠ্যাট্=[কুম ঢা]—বিণ. বন্ধ্যা ॥ ঠ্যাট্ গরু। [ঠুঁটা]।

২=[চট্ট]—বিণ. হঠকারী ॥ [দেখ ঠ্যাঁটা]।

ঠ্যাট্ ট্যারাইয়া=[সি]—অস. ক্রি. থরথর করিয়া, অনভিজ্ঞের মত করিয়া ॥ খাইয়াগা ঠ্যাট্ ট্যারাইয়া আছে। [<ঠ্যার ঠ্যার (অনু.)+ আ+ইয়া প্র.]।

ঠ্যাট্‌লামি=[রা]—বি. ধূর্তামি ॥ ঠ্যাট্‌লামি করা বড় দোশ্। [<ঠ্যাট্ (দেখ ঠ্যাটা)+লা+মি প্র.]।

ঠ্যাঠ্ কোদেলি=[রা]-বিণ. অকেজো ॥ তোর্ মতন্ ঠ্যাঠ্ কোদেলি মানুশ্ নাই। [দেখ ঠ্যাঁটা কদলি]।

ঠ্যাডা=[কুম, নো]—বি. বজ্র ॥ ঠ্যাডা পৈরা বক্ মর্‌সে, ফকিরের্ কেরামতি বার্‌সে। [<ঠাঠা < ঠিটু তামিল]।

২=[ঢা]—বিণ. একগুঁয়ে, নির্লজ্জ ॥ সেরাডা বড় ঠ্যাডা, কোনু কথাই হুনে না। [দেখ ঠ্যাঁটা]।

ঠ্যাডাইয়া=[নো]—বিণ. কাঁচা ॥ ঠ্যাডাইয়া কলা।

ঠ্যাডামি=[চ]—বি. লজ্জাহীনতা ॥ ঠ্যাডামি করা দোশ্। [দেখ ঠ্যাটামি]।

ঠ্যাডে ব্যাডে=[কুম]—ক্রি. বিণ. কোন রকমে ॥ ঠ্যাডে ব্যাডে চ'ইল্ কিন্যা রাখ্‌সিলাম্, নৈলে এইবার্ কৈষ্টা খাইতাম্। [অনু.]।

ঠ্যাভের্ ব্যাভের্=[কুম]—অব্য. এক প্রকার আওয়াজ ॥ মভর্ সাইকেল্ ঠ্যাভের্ ব্যাভের্ কৈর্যা চ'লে। [ধ্বন্যা.]।

ঠ্যাড্=[চা]—বিণ. বন্ধ্যা, মৃতবৎসা ॥ ঠ্যাড্ গরু পাইল্যা লাব্ নাই। [দেখ ঠ্যাট]।

ঠ্যান্=[প]—অব্য. নিকট ॥ [<ঠাইন (<স্থান সং)]।

ঠ্যান্ ঠাওরে=[পা]—ক্রি. বিণ. ধীরে সুস্থে ॥ [দেখ ঠান্ ঠাওর্+এ বিভক্তি]।

ঠ্যান্ ঠ্যানা=[পা]—বি. এক প্রকার শাক।

ঠ্যান্‌ঠ্যানাইয়া=[ফ]—বি. এক প্রকার শাক। ঠ্যানঠ্যানাইয়া হাগ্ খুব্ মোলায়্।

ঠ্যান্‌হা=[রা]—বি. ঠেকা দিবার দণ্ড বিশেষ ॥ দুয়ারে ঠ্যান্‌হা দেও। [<ঠ্যাহ্‌না < ঠেক+না প্র. ; দেখ ঠ্যাকনা.]।

ঠ্যাব্‌গা=[ক]—বি. রসের হাঁড়ি ॥ ঠ্যাব্‌গাত্ রস্ আসে নি ?

ঠ্যামক্=[বা,পা]—বি. ঠাট, অহঙ্কার, বাহাদুরী ॥ লোক্‌টার্ ঠ্যামক্ কত ? [<ঠমক]।

ঠ্যামশ্=[সি]—বি. জেদী, এক গুঁয়ে ॥ তাইন্ বর ঠ্যামশ্।

ঠ্যামা=[চট্ট]—বি. সমতলে অবস্থিত ক্ষুদ্র স্তূপ, গাছ ইত্যাদির উঁচু ঢিবি ॥ [<টীবা হিং]।

ঠ্যামানো=[ম]—ক্রি. গুছানো ॥ বাসন্ পাইনাগুলা ঠ্যামাইয়া থুও। [দেখ ঠাবানো]।

ঠ্যাম্=[ম, চট্ট]—বি. গাছের নতুন গজানো ডাল ॥ [<টহ্‌নী হিং]।

ঠ্যাম্ মারা=[পা]—ক্রি. বিদ্রূপ করা ॥

ঠ্যাম্‌রাই=[রা]—বি. অভিমান ॥ ঠ্যাম্‌রাই কর্য়া কি লাভ্ ?

ঠ্যামার্=[খু]—বি. তামাসা ॥ বেশি ঠ্যামার্ করা ভালা না। [<ঠেকার]।

ঠ্যারক্ ঠ্যারক্=[পা]—বি. অসন্তোষ জনক কথা ॥ [অনু.]।

ঠ্যারাই=[নো]—ক্রি. বিণ. অবহেলা করিয়া ॥ সে আমার্ কথা ঠ্যারাই ফেল্যা দিল্।

ঠ্যার্=[কুম]—বি. খেয়াল ॥ আমি ঠ্যার্ কর্‌তার্ পারি নাই। [<ঠাহর]।

ঠ্যারঠ্যারাইয়া=[সি]—ক্রি. বিণ. কোন মতে ॥ পোলাডা ঠ্যারঠ্যারাইয়া আছে। [<ঠ্যারঠ্যার্ (অনু.)+আ প্র.+ইয়া প্র.]।

ঠ্যার্‌ঠ্যার্=[নো]—অব্য. শব্দ বিশেষ। [ধ্বন্যা.]।

ঠ্যার্ মেরা=[রা]—বিণ. দুর্বল, স্বাস্থ্য-হীন ॥ [অনু.]।

ঠ্যালজোলি=[সি, চট্ট]—বি. মাছ ধরিবার এক প্রকার জাল ॥ [< ঠেলা +জাল+ই প্র.]।

ঠ্যালা=[নো]—বি. ডাল ॥ তুহানে গাসের্ ঠ্যালা বাড়ি গেসে। [<ডাল +আ]।

২=[ক]—বি. অভিমান, গর্ব ॥ কিস্থ পৈশা ঐসে দেইখ্যা তার্ ঠ্যালা কি ? [<ঠেলা ; অর্থ প্র.]।

৩=[পা]—বি. খাটুনি ॥ ঠ্যালার্ কাম্ কুনটাকাটা। [অর্থ প্র.]।

৪=[ম] —বি. খাওয়া ॥ কিরে তোর্ ঠ্যালা ঐসে ? [অর্থ প্র.]।

ঠ্যালা উঠা=[রং]—ক্রি. বেগ হওয়া ॥ [<ঠেলা উঠা]।

ঠ্যালা উব্‌রা=[পা]—বিণ. কটু, কর্কশ ॥ তোর্ শুধু ঠ্যালা উব্‌রা কথা। [<ঠেলা+উপর+আ প্র.]।

ঠ্যালাঠেলি=[সি]—বি. একে অন্যকে বলা, টাল বাহানা ॥ পান্‌চ'ইতি কামে ঠ্যালাঠেলি লাগে। [<ঠেলা ঠেলি]।

ঠ্যালা মারা=[খু]—ক্রি. ইতস্ততঃ করা ॥ সে শুধু ঠ্যালা মেরে বেড়ায়। [<ঠেলা মারা ; বাগ্‌ধারা]।

ঠ্যালার্ নাও=[চা]—বি. ঠেলার নৌকা, লাপটের কাজ ॥ ঠ্যালার্ নাও হগ্‌লাদা চ'লে। [<ঠেলারনাও=ঠেলার নৌকা ; বাগ্‌ধারা]।

ঠ্যাল্=[ক]—বি. শাখা ॥ [<ডাল]।

ঠ্যাল্‌কা=[কুম]—বিণ. ঠান্ডা ॥ ঠ্যাল্‌কা পানি। [< ? ডলুক্ ... ফা. +আ প্র.]।

২=[পা]—বি. চলমান ॥ [ঠেলা+কা প্র.]।

ঠ্যাশা=[ক]—বি. টিটকারি ॥ ঠ্যাশা দিয়া কথা কও ক্যান্ ? [<ঠেস]।

ঠ্যাশাঠেশি=[ক]—বি. হিংসা ॥ তুমি আমার্ সাথে ঠ্যাশাঠেশি কৈর না। [<ঠেসাঠেসি]।

ঠ্যাশ্=[নো—বি. নিন্দা, অপমান ॥ সে আমার্ নামে ঠ্যাশ্ কর্‌লে। [<ঠেস]।

ঠ্যাশ্ কওয়া=[চা]—ক্রি. মনে দুঃখ দিয়া কথা বলা ॥ বোবা পাইস দেইখ্যা আমারে ঠ্যাশ্ কৈর্যা হারলো। [< ঠেস+কহা]।

ঠ্যাশ্‌কারা করা=[চা]—ক্রি. ঠাট্টা করা, বিদ্রূপ করা, উপহাস করা ॥ তরা অরে এত ঠ্যাশ্‌কারা করস্ ক্যা ? [দেখ ঠ্যাশ্+কারা প্র.+করা]।

ঠ্যাশ্ খাওয়া=[চা]—ক্রি. অবজ্ঞা করা ॥ পরের্ ঠ্যাশ্ খাওয়া যায় না। [দেখ ঠ্যাশ্ কওয়া]।

ঠ্যাশ্ ঠ্যাশ্=[ক]—অব্য. অপ্রীতিকর শব্দ ॥ [ধ্বন্যা.]।

ঠ্যাশ্‌খা=[কুম]—বি. ঠাট্টা ॥ ঠ্যাশ্‌খা করিস্ ক্যা। [দেখ ঠ্যাশ্]।

ঠ্যাসারা=[চট্ট]—বি. ঠাট্টা ॥ বলাইর্ লগে ঠ্যাসারা চ'লে। [দেখ ঠ্যাশ্‌খা+রা প্র.]।

ঠ্যাস্ ঠোক্‌কর্=[সি]—বি. ধাক্কা, আঘাত ॥ ঠ্যাস্ ঠোক্‌কর্ খাইতে খাইতে হে পথে আইসে। [<ঠেস+ঠোকর]।

ঠ্যাস্ মারা=[খু]—ক্রি. চিমটি কাটা ॥ সে বড় ঠ্যাস্ মারি কথা কয়। [< ঠেস+মারা ; অর্থ প্র.]।

ঠ্যাস্‌রা=[কুম]—বি. ঠাট্টা ॥ ঠ্যাস্‌রা করস্ কেরে ? [দেখ ঠ্যাসারা]।

ঠ্যাহ্‌রা ভ্যাভ্রা=[চা]—বি. অপ্রত্যক্ষ বিদ্রূপ বা নিন্দা ॥ সোদু বৌ রাইছু দিন্

ঠ্যাল্‌রা অ্যাবা আর্ কাইবা করে। [দেখ ঠ্যাল্‌রা+অ্যাবা (অনুঃ)]।

ঠ্যাল্‌রানো=[চট]—ক্রি. টিটকারী দেওয়া ॥ [দেখ ঠ্যাসারা+নো প্র.]।

ঠ্যাহা=[ম, কুর]—বি. দায় ॥ আমার খুব ঠ্যাহা। [<ঠেকা]।

ঠ্যাহা বোহা=[বা]—বি. ওজর আপত্তি ॥ ঠ্যাহা বোহায় লাইগ্যা কর্তাম্ পারি নাই। [<ঠেকা+বোহা<বোকা(অনুঃ)]।

ঠ্যাহাবাবা=[চা]—বি. অভাব অভি-যোগ ॥ শহুতেৱৈ ঠেহাবাবা আসে। [ঠেকা+বাবা]।

ঠ্যাহা বেঠ্যাহার=[চা]—ক্রি. বিণ. প্রয়োজনে, সময়ে ॥ ঠ্যাহা বেঠ্যাহায় এইডা না কাম্ চলে। [<ঠেকা+বে ف ফা.+ঠেকা+র (বিভক্তি)]।

ঠ্যাহারো=[রা]—বি. অবলম্বন ॥ [<ঠেহরাও হিং]।

ঠ্যাহার=[ম]—বি. অহঙ্কার, গর্ব ॥ এত ঠ্যাহারের্ কথা কও কেন্? [<ঠেকার]।

২=[বা, খু]—বি. কৌতুক, তামাশা। ঠ্যাহারের্ কাম্ নাই চল। [পূর্বে দেখ; অর্থ প্র.]।

ঠ্যাহার মারা=[ম]—ক্রি. আহ্লাদে নানা কথা বলা। এত ঠ্যাহার্ মারো ক্যা? [দেখ ঠ্যাহার্+মারা]।

ঠ্যাহো=[পা]—ক্রি. বিণ. নিকট ॥ এই তো ঠ্যাহোতি তার্ বাড়ি। [<ঠেক, ঠেকা)+উ প্র.]।

ঠ্যাহোর=[খু]—বিণ. নাগর ॥ ওরে আমার্ ঠ্যাহোর্। [<ঠাকুর; অর্থ প্র.]।

ঠৈ্‌ট্‌টা=[ব, রা]—বি. ছোট এক ধরণের কলা ॥ ঠৈট্টা কলা খড়ি করে ॥ [দেখ ঠ্যাডাইরা]।

২=[রা]—বিণ. ঠাটার পাত্র, বুথাই ॥ লোকের্ কাছে ঠৈট্টা হতে হল। [দেখ ঠেটিরা]।

ঠৈ হরা=[কুম]—ক্রি. না বাড়া, থামা ॥ পানি ঠৈ লয়লে দায় ঔষার্ আশা আসে। [<থৈ(<স্থিতি)+করা]।

ঠৈর=[পা]—বি. শস্যক্ষেতে গরু যাতায়াতের পথ ॥

ঠৈল্‌না=[রা]—বি. ডাঁড় ॥ লোক্টা একটা ঠৈল্‌না। [<ঠিলা; দেখ ঠিইলে]।

ঠৌ

ঠৌঅরম্‌নি পারা=[চট]—ক্রি. অসহ্য-নীয় হওয়া, সহ্য করিতে না পারা ॥ ঠৌঅরম্‌নি পারিয়েরে যাঁই তারে চ'অর্ যাইলুলাম্। [<ঠাহর(তুঃ ঠৈরবনা হিং)+অন প্র. ; ন (না)+পারা]।

ঠৌওনা=[চট]—বি. ঠোঙা, বহিরা-বরণ, খোলস ॥

ঠৌংগা=[বা]—বি, বাখাল ॥ [ঠোকা touca পোর্তু.]।

২=[বা]—বি. বাঁশের আবরণ ॥ বাঁশের্ ঠোংগা ছাড়াই না দিলে বাঁশ্ ভাল হয় না। [ঠোকা; অর্থপ্র.]।

ঠৌঅর্ ক'লি=[চট]—বি. পুকুরের ঘাটের বেড়ার উপরের ছাউনী ॥ ঠৌঅর্‌ক'লি সাড়া পরিবের্ ঘাট ন ঐব। [ঠোকা+র (সম্বন্ধে)+কালি<কাল+ই প্র.]।

ঠৌটা=[ব]—বি. [illegible] ইত্যাদির ঠোঁট ॥ [<ঠোঁট+আ প্র.]।

২=[বু]—বি. নদীর মধ্যে প্রবেশ করিয়াছে এমন সংকীর্ণ স্থলভাগ, অন্তরীপ ধরণের ভূভাগ ॥ নৌকাটা ঠোঁটায় লেগে ভেংগে গেলে। [অর্থপ্র.]।

ঠৌট্ ব্যাট্‌কাল্=[ব]—ক্রি. ঠোঁট নাড়িয়া অবজ্ঞা করা ॥ ঠোঁট্ ব্যাট্‌কাও ক্যা? [<ঠোঁট+ভেটকান=ভেংচান]।

ঠৌঁয়া=[চট]—বি. কোষা ॥ লাক্‌ড়ি ফালাই হাতত্ ঠোঁয়া পৈযুযে। [<ঠোসা]।

ঠৌয়াল্=[চট]—বি. জলজ উদ্ভিদ বিশেষ ॥ ঠোঁয়ালর্ তরকারি খাইত্ যায়।

ঠোকন্=[রা]—বি. প্রহার ॥ যেমন্ বকন্, তেমন্ ঠোকন্। [<ঠোক্(<ঠোকা)+অন প্র.]।

ঠোকর্=[কুম]—বি. কামড় ॥ সাপে ঠোকর্ দিলে।

ঠোকা=[রা]—ক্রি. ভাদুই ধানের ক্ষেতে নাড়া দেওয়া ॥

২=[ব]—ক্রি. আঘাত করা ॥

ঠোকানো=[রং]—ক্রি. ঠোঁট দিয়া চাপিয়া ধরা ॥

ঠোকে বাইর্ অওয়া=[চা]—ক্রি. পাড়ার বাহির হওয়া ॥ ঠোকে বাইর্ ঐলে যাইয়া নষ্ট অয়।

ঠোকোর=[ম, চা]—বি. আহার, খাদ্য গ্রহণ ॥ আইর্ একটা দানেও একটু ঠোকোর্ দেয় না। [<ঠোকর]।

ঠোক্‌কর্=[রং]—বি. ঝগড়া ॥ [<ঠোকর; অর্থপ্র.]।

ঠোক্‌কর্ দেওয়া=[চা]—ক্রি. মারা, প্রহার করা, ক্ষতি করা ॥ ওর্ কি ভয়ে ঠোক্‌কর্ দিলে নাহি?

ঠোক্‌না=[ব]—বি. রোগ মুক্তির আশায় তিন রাস্তার সঙ্গম স্থলে প্রার্থনা ॥

২=[বা, চা]—বি. মুষ্টাঘাত ॥ ঠোক্‌না দিয়া দৌড়াইয়া দে। [<ঠোক্(<ঠোকা)+না প্র.]।

ঠোক্ পারা=[ম,চা]—ক্রি. বি. পাড়ার মুখ ॥ একবার্ ঠোক্‌পারা বাদ না। [দেখ ঠোকে বাইর্ অওয়া]।

ঠোক্‌রানি=[চা]—বিণ. যে বেশী পাড়ায় পাড়ায় ঘুরে ॥ এতক্ষণ্ কৈ গেসিলি ঠোক্‌রানি ?

ঠোক্‌রাঠোক্‌রি=[কুম]—বি. ঝগড়া ॥ দুজিনে দুজিনে ঠোক্‌রাঠোক্‌রি করে।

ঠোগিলোগি=[পা]—ক্রি. বিণ. দুর্-ভাবে, কোন রকমে ॥ ব্যারাম্ থেকে উঠে ঠোগিলোগি চ'লাফেরা করি ॥ [অনু.]।

ঠোটা=[খু]—বি. নদীর বাঁকের ছোট চর ॥ ঐ ঠোটায় একটা বুড়ি'বাড়ি আসে। [দেখ ঠোঁটা,]।

২=[কুম]—বি. বাঁশ বা কাঠের বাড়তি সরু অগ্রভাগ ॥ নয়া কাপড়ডা ঠোটাত্ লাইগ্যা সির্যা গেল্। [দেখ ঠোঁটা ; অর্থপ্র.]।

ঠোটি=[য]—বি. ছোট কাপড় বিশেষ ॥ [<ঠোঁটি]।

ঠোটের্ বানি=[পা]—বিণ. মুখর ॥ [<ঠোঁট+এর(বিভক্তি)+বাণী]।

ঠোট্‌টানা=[চট্ট]—বি. ঠোঁটখানা ॥ পান্ খাই ঠোট্টানা লাল্ কৈর্‌গে। [দেখ ঠোট্টান্]।

ঠোট্‌টান্=[চট্ট]—বি. ঠোঁটখানা ॥ [<ঠোঁট+খান]।

ঠোট্‌না=[ফ]—বিণ. যে ঝগড়া লাগায় ॥ [<কোটনা]।

ঠোট্‌টাবাযি=[পা]—বি. তর্কাতর্কি ॥ [<ঠোঁট+আ+বাযী بازى ফা. প্র.]।

ঠোঠা=[কুম]—বিণ. যে মুখের উপর উচিত কথা বলিতে দ্বিধাবোধ করে না ॥ [<ঠোঁট+আ প্র.]।

২=[য]—বি. মাছ ইত্যাদির ঠোঁট ॥ [দেখ ঠোঁটা]।

ঠোডা=[য, বা, ফ]—বি. দুই খাল বা নদীর মিলন স্থলের বদ্বীপের অগ্র-ভাগ, ছোট অন্তরীপ ॥ ঠোডা ঘুইরা আইতে বহুত সময় লাগ্‌বো। [দেখ ঠোঁটা,]।

২=[কুম]—বি. বাঁশ বা কাঠের বাড়তি অংশ ॥ [দেখ ঠোঁটা,]।

ঠোডাঠোডি=[চা]—বি. স্বামী স্ত্রী ॥ ভ্যা ঠোডাঠোডি খাইতে বসে দেখুন ঠেকা লাগে ? [অনু.]।

ঠোনা=[য]—বি. গরুর মুখে ব্যবহৃত

ঠোন্‌নর্=[ব, রা]—অব্য. একপ্রকার শব্দ ॥ ঠোন্নর্ করে শব্দ 'হৈল্ কিসের্। [ধ্বন্যা.]।

ঠোন্‌মা=[খু, বা]—বি. ঠোকা, ঠোনা ॥ [ঠোমা কিংবা ঠোকনা]।

ঠোন্‌হা=[পা]—বি. আঙুল দ্বারা গালে আঘাত ॥ [<ঠোহনা<ঠোকনা]।

ঠোপা=[ফ]—বি. মাটির পাত্র ॥

ঠোয়া=[য]—বি. গরুর মুখাবরণ ॥ ঠোয়া লাগাইয়া গরু খেতে নেওন্ লাগে। [<ঠোকা ; অর্থ প্র.]।

২=[কু, চট্ট]—বি. বাঁশের বেতির তৈরী সরু গোলাকার বেড় ॥ [অর্থ প্র.]।

ঠোয়াঠ্‌ই=[নো]—বি. মারামারি, ঝগড়া ॥ [<ঠোকাঠুকি]।

ঠোয়া দেওয়া=[চা]—ক্রি. কুলান ॥ এই টেহায় ঠোয়া দিত না। [<ঠোকা =ঠেকা+দেওয়া]।

ঠোয়া পড়া=[পা]—ক্রি. অযথা রাগ করা ॥ [দেখ ঠোঁয়া+পড়া]।

ঠোয়া পরা=[চা]—ক্রি. ক্ষয়ক্ষতি হওয়া ॥ ওয় তর্ লগে গেলেকি তর্ ঠোয়া পর্‌ব ? [দেখ ঠোয়া পড়া]।

ঠোয়া পট্‌টকি=[চা, ফ]—বি. এক-প্রকার ছোট আগাছা ॥

ঠোয়াল্=[কুম]—বি. জলজ উদ্ভিদ বিশেষ ॥

ঠোয়াশ্, আক্‌কর্=[চা]—বি. ময়দা ঘি চিনি নারিকেলের তৈরী পিঠা বিশেষ ॥

ঠোরা=[ফ]—বিণ. আধাশক্ত, ও আধা নরম ॥ রৈদের্ চোঁডে আম্ ঠোরা দিয়া রৈসে।

ঠোরাঠ্‌রি=[পা, রা]—বি. চিমটি কাটাকাটি ॥ ঠোরাঠুরি করিশ্ ক্যান্ ? [<ঠোকরা ঠুকরি ; দেখ ঠোরুকা ঠুরকি]।

ঠোর্=[রা]—বি. হদিস, উদ্দেশ ॥ হারানো গরুটার্ কোন ঠোর্ পাওয়া গেল্ না। [<ঠাহর]।

২=[চট্ট]—বি. <ঠাকুর ॥ আঁরে বিবাদুত্তর্ বাঁচাও ঠোর্।

ঠোর্‌কা ঠুর্‌কি=[কুম]—বি. (মোর-গের) লড়াই ॥ [দেখ ঠোরাঠুরি]।

ঠোলা=[ঢা]—বি. মাটির পাতিল ॥ ঠোলা বাইংগা গেসে। [দেখ ঠিইলে <ঠিলা]।

২=[খু]—বিণ. কোঁচা ॥ আঙনের্ আচে ঠোলা উঠ্‌সে।

৩=[নো]—বি. নারিকেল মালার তৈরী পাত্র ॥ [<ঠুলা, ঠুলি; দেখ ঠোল্]।

৪=[সি, য]—বি. লাউয়ের খোলের পাত্র ॥ ঠোলাত্ চিক্‌কা রাখে।

৫=[য]—বি. মন ॥

ঠোলা পাইল্যা=[চা]—বি. হাঁড়ি পাতিল ॥ ঠোলা পাইল্যাগুলি ধরে আইন্যা থোও। [দেখ ঠোলা+পাতিল + আ প্র.]।

ঠোলাপাতি=[য]—বি. বনভোজন ॥ বর্‌বারে ঠোলাপাতি কর্‌বার্। [দেখ ঠোলা+পাত (<পাত্র)+ই প্র.]।

ঠোলাপাতিল্=[পা]—বি. মাটির হাঁড়ি পাতিল ॥ [দেখ ঠোলা পাইল্যা]।

ঠোলা পারা=[চা]—ক্রি. অযথা বেড়ানো ॥ ঠোলা পার্‌তে কৈ গেসিলি ? [<টহল হিং+আ+পাড়া]।

ঠোল্যা=[নো]—বিণ. ফাঁপা ॥ ঠোল্যা বাশ্। [দেখ ঠোল্+ইয়া প্র.]।

ঠোল্=[চট্ট]—বি. মাদল ইত্যাদি থাতব বাদ্য ॥ [<ঢোল (<ঢোলক)]।

২=[কুম]—বি. নারিকেলের মালা ॥ নার্‌কৈলের্ ঠোল্ দিয়া ওকুকা অয়। [দেখ ঠোলা]।

৩=[কুম]—বি. মরিচের গুঁড়া রাখি-বার ভাণ্ড ॥

৪=[চা]—বি. খালি বাক্স ॥ ম্যাচের্ ঠোল্‌টা দেও।

৫=[সি]—বি. ফাঁকি ॥ ঠোল্ দিয়া ট্যাকা নিল্।

ঢোল্কা=[চট্ট]—বি. ঢোংগা ॥

ঢোল্ঢুলি=[পা]—বি. হাঁড়ি পাতিল ইত্যাদি ॥ তোর্ ঢোল্ঢুলি বাংধো। [দেখ ঢোলা+ঢুলি]।

ঢোশা=[বা]—বি. মাছ ধরার বাঁশের তৈরী লম্বা উপকরণ ॥

২=[বা]—বিণ. অন্তঃসারশূন্য ॥ ধান্‌গুলোতে চাল্ নাই শব্ ঢোশা। [<ঢোসা]।

৩=[পি]—বিণ. বধির ॥ কি ঢোশারে, কানেও শোনে না। [অর্থ প্র.]।

ঢোশা ঢোশা=[পা]—বিণ. সজীব, তাজা ॥ শাক্‌গুলো বেশ্ ঢোশা ঢোশা। [অনু.]।

ঢোষ্=[বা]—বি. আম পাড়িবার উপকরণ বিশেষ ॥

২=[পা]—বি. বোতলে তৈলাদি ঢালার চোঙ্গা ॥ ঢোষ্ দিয়া তেল্ না ঢাল্‌লে পৈরা যায়।

ঢোহর্=[বা]—বি. হদিস, উদ্দেশ ॥ [<ঠাহর]।

২=[বা]—বি. <ঢোকর ॥ মুরগি ঢোহর্ দিসে।

ঢোয়া=[কুষ]—বি. ফোস্কা ॥ আগুন্ লাইগ্যা তার্ পায়ে ঢোয়া পড়্‌সে। [ঢোসা]।

ঢৌয়া=[বা]—বি. জল খাবার ॥ আয়্‌বের্ চাঁউলে ঢৌয়া এরবো।

ঢৌয়া দেওয়া=[চা]—ক্রি. সিদ্ধ না হওয়া ॥ কচু'গুলি ঢৌয়া দিয়া রৈসে।

ঢৌর্=[চট্ট]—বিণ. একদম, সম্পূর্ণ ॥ ঢৌর্ চো'র্।

ড

ড=[খু]—বি. দাওয়া, বারন্দার কিনারা ॥ [দেখ ডওয়া]।

ডঅ'র্=[চট্ট]—বিণ. বড় ॥ হিতে ডঅ'র্ কথা কৈ ফেলাইয়ে। [<ডাঙর<ডাগর (<দীর্ঘ সং)]।

ডঅ্যা=[বা]—বি. লবণ উঠানোর বাঁশের কাঠি ॥ [<ডওয়া হিং <দব্বিআ প্রাং< দর্বিকা সং]।

ডওড়া=[পা]—বি. নৌকার ভিতরের খোপ ॥ নায়ের্ ডওড়াত্ পানি হন্‌সে। [দেখ ডওড়+আ প্র.; অর্থ প্র.; তুং ডহর হিং]।

ডওড়=[পা]—বি. সমতল মাঠের মধ্যস্থ শুষ্ক নালা ॥ ডওড়্ দিয়ে গরু চ'রে নিস্। [<ডহর হিং = নিম্নভূমি।

ডওয়া=[বা, ক]—বি. ঘরের ভিটির চারিপার্শ্বের সিঁড়ি ॥ গরের্ ডওয়া বাইংগা গেসে ॥ [<দাওয়া(<দার্বট সং?)]।

২=[নো]—বি. রান্নার জন্য ব্যবহৃত একপ্রকার হাতা ॥ ডওয়া দি নাড়্। [দেখ ডঅ্যা]।

ডওয়া দেওয়া=[ক]—ক্রি. শেষ বা নষ্ট করা ॥ [<দহ (<দুহ সং)+উয়া প্র.+দেওয়া; অর্থ প্র.]।

ডওয়ানো=[রং, রা]—ক্রি. বি. বহন করা ॥ এত বোঝা ডওয়ানোর্ লাগি লোকের্ দর্‌কার্ ॥ [ঢোনা হিং]।

ডওরা=[রা]—বি. নৌকার তলার মধ্যবর্তী স্থান ॥ [দেখ ডওড়া]।

ডওরানো=[রা]—ক্রি. অত্যন্ত ভয় পাওয়া ॥ রাইতে একলা গেলে ডওরাতে পারে। [<ডর(<দর সং)+আনো প্র.]।

ডওর্=[পা]—বি. গ্রামের ছোট রাস্তা ॥ ডওর্ দিয়া চ'লা কঠিন্ ॥ [দেখ ডওড়্; অর্থ প্র.]।

২=[পা]—বি. ছোট খাল ॥ এই ডওরে অনেক্ মাস্ আট্‌কেসে। [দেখ ডওড়্]।

৩=[চট্ট]—বিণ. বড় ॥ ডওর্ দেহি আগ্‌গুয়া মাস্ আইন্যো। [দেখ ডঅ'র্]।

ডওল্=[কুষ]—বি. নমুনা ॥ এই ডওলের্ মানুষ্ আর্ মিল্‌তো না। [<ডৌল হিং]।

ডং=[সি, কুম]—বি. তামাশা ॥ ডং করনের্ বুঝি বাধা পাও না। [<ঢং; তুং ঢোং হিং]।

২=[য]—বি. ভেল্কি, ভোজবাজী ॥ লোক্‌টা বর ডং যানে। [অর্থ প্র.]।

ডং করা=[নো]—ক্রি. বি. আবদার করণ ॥ বেশি ডং করা ভালা না। [ঢং+করা; অর্থ প্র.]।

ডংকুর্=[ক]—বি. এক প্রকার ফল ॥

২=[রা]—বি. পাখীবিশেষ ॥

৩=[রা, য]—বিণ. ডাকু, বদমায়েশ ॥ লোক্‌টা এ্যাক্ নম্বরের্ ডংকুর্। [<ধাকড়]।

ডংগস্=[য]—বি. ধ্বংস ॥

ডংগা=[রা]—বি. আঁখের রস রাখিবার পাত্র ॥ [<ডোঙ্গা]।

ডংগি=[বা]—বি. ছোট হাঁড়ি ॥ [দেখ ডংগা+ই প্র. স্বার্থে; অর্থ প্র.]।

ডংগি ঘর্=[রা]—বি. বাংলো ঘর ॥ ডংগি ঘরে মেহ্‌মান্‌কে হইতে দাও। [<টঙ্গি<টঙ্ (<তুঙ্গ সং)+ই প্র.+ঘর]।

ডংডং=[চট্ট]—অব্য. কাঁসের আওয়াজ ॥ [ধ্বন্যা.]।

ডংডংগা=[সি]—বিণ. অস্বাভাবিক লম্বা ॥ ডংডংগা বেডায় যাবা খালি ঘুরাফেরা করি খায়। [ডংডং (অনু.)+গা প্র.]।

ডংডংগি=[সি]—ক্রি. বিণ. নির্জন, নীরব ॥ হারা বাবিডা ডংডংগি ঐয়া রৈসে।

ডংডাং=[সি, ফ]—বি. রং তামাশা ॥ ডংডাং কৈরা সময় কাটাইও না ॥ [<রং; ডাং <ঢাং অন:]।

ডংডৈংগা=[কুম, চট্ট]—বিণ. হ্যাংলা ॥ ডংডৈংগা বলদ। [দেখ ডংডৈল্যা]।

ডংডৈল্যা=[চট্ট]—বিণ. দুর্বল ॥ [< ডন্ডন্ (অনু.)+ইয়া প্র.]।

ডং ধরা=[ঢা]—ক্রি. সংসাজা ॥ [<ঢং +ধরা]।

ডং পড়া=[রা]—ক্রি. মরিচা পড়া ॥ কেরোসিনের্ টিনে ডং পড়েছে। [< রং (<রনগ رنگ ফা.)+পড়া]।

ডংশ=[ব]—বি. ধ্বংস ॥

ডংশানো=[খু]—ক্রি. পা দিয়া চটকানো ॥ [দেখ ডংশ+আনো প্র.]।

ডঁআলি=[চট্ট]—বিণ. গোয়ালের দুই পাশের খুঁটি ॥

ডঁওর্=[চট্ট]—বিণ. বড় ॥ ডঁওর্ পোয়া। [দেখ ডঙর্]।

ডঁড্=[রং]—বি. সীমা, দায়রা, বাঁধ, আঁক ॥ [দেখ ডওড্; অর্থ প্র.]।

ডকর্ মকর্=[ব]—ক্রি. বিণ. টুকটাক ॥ এতো ডকর্ মকর্ যানিশ্ ভাই।

ডকা=[ম]—বি. ছোট পুকুর। [< ডোবা]।

ডকি=[সি]—বি. মাটির তৈরী ভাতের হাঁড়ি ॥

ডকি মালা=[কু]—বি. অলংকার বিশেষ ॥

ডকুলা=[দি]—বি. কলাগাছের শুকনা বাকল ॥

ডকে ডাকে=[সি]—ক্রি. বিণ. গঠনে, চেহারায় ॥ ডকেডাকে মানুশ্ টা তোমার লাগান্ [<ঢক+এ (বিভক্তি)+ঢাকে (অনু:)]।

ডকের্ ডা=[ঢা]—বিণ. আদরের ॥ বেশি ডকের্ ডা আনালে যায়্। [< ঢক+এর (সম্বন্ধে)+টা]।

ডক্=[কুম]—বিণ. সুন্দর ॥ সেরিডা বরবর্ ডক্। [দেখ ডক৩]।

২=[ব, খু, ফ]—বি. বাদল, বৃষ্টি ॥

৩=[কুম, পা, কু]—বি. নমুনা ॥ দুইনাতে কত ডকের্ মানুশ্ আসে। [<চপ <ঢব হিং; দেখ ডপ]।

৪=[সি]—বি. নৌকা তৈরীর উপযুক্ত কাঠ ॥ ডক আনসি, অহন মিস্তুরির দর্কার্। [অর্থ প্র.]।

ডক্কর্ মক্কর=[ব]—ক্রি. বিণ. টুকটাক ॥ এতো ডক্কর্ মক্কর্ যানিশ্। [দেখ ডকর্ মকর্]।

ডক্ডকানি=[ঢা]—বি. ভাব, নমুনা ॥ ওর ডক্ডকানি আর্ দেখ্বার চাই না। [দেখ ডক্৩+ডক+আনি প্র.]।

ডক্ডক্=[কুম]—অব্য. পানি খাওয়ার শব্দ ॥ ডক্ডক্ কৈরা সব্ পানি খাইসে। [ধ্বন্যা.; সাধু চক্ চক্]।

ডক্ডক্ করা=[ঢা]—ক্রি. শ্বাস প্রশ্বাস জনিত আওয়াজ করা ॥ [দেখ ডক্ডক্+করা]।

ডক্ নমুনা=[পা]—বি. চেহারা ॥ সাওলটার্ ডক্নমুনা বালো। [দেখ ডক্৩+নমুনহ্ نمونه ফা.]।

ডক্বক্=[সি]—বি. সৌষ্ঠব, সুঠামতা ॥ [<ঢক (দেখ ডক্)+বক (অনু:)]।

ডক্ মতন্=[ঢা]—ক্রি. বিণ. সুবিধামত ॥ এই চাউলের্ খেপটা ডক্মতন্ হৈসে। [দেখ ডক্ +মতন]।

ডকশা=[পা]—ক্রি. বিণ. বর্ষাইয়া ॥ [দেখ ডক২+শা প্র.]।

ডকশানো=[কু]—ক্রি. ভাঙ্গিয়া দেওয়া ॥ গরুর্ গাড়িতে রাস্তার মাটি সব্ ডক্শে দিল্। [দেখ ডংশা +আনো প্র.]।

ডখ্=[ঢা]—বি. সৌন্দর্য ॥ ইহি ডখের্ মালায়্ একেবারে আত্ দেওয়া যায় না। [দেখ ডক্]।

ডগর্=[পা]—বি. বাদ্যযন্ত্র বিশেষ ॥ ঢোল্ বাযে ডগর্ বাযে আরো বাযে শানাই'—ছড়া।

২=[ব, ফ]—বিণ. মোটা, স্থূল ॥ পানি খায়্যা পেট্টে ডগর্ কর্সে। [দেখ ডর্গর্]।

৩=[ফ, খু]—বিণ. বেহিসেবি ॥ লোক্টা বড় ডগর্। [অর্থ প্র.]।

ডগর্ ডগর্=[কুম]—ক্রি. বিণ. নড়বড় ॥ বুড়িডা ডগর্ ডগর্ কৈরা নরে। [অনু.]।

ডগা=[বা]—ক্রি. বিণ. দবদবে ॥ হাশ্তে হাশ্তে ডগা যাইবা।

২=[ঢা]—অব্য. গাছে চড়িয়া ছেলেদের একপ্রকার খেলার শব্দ বিশেষ ॥ ডগারে ডগা কৈ যাস্? [অনু.]।

৩=[চট্ট]—বি. আগা ॥ গাসের্ ডগাত্ ন উইট্য ॥ [দেখ ডগা৪]।

৪=[ফ, সি]—বিণ. লম্বা, দুর্বল, বোকা ॥ [<ডগা <দণ্ডগা < উদগ্র সং; অর্থ প্র.]।

৫=[ফ]—বি. মাছ শিকারের কোঁচের মাথায় লাগানো বংশদণ্ড বিশেষ ॥ [অর্থ প্র.]।

৬=[পা]—বিণ. মাছ শিকারের জন্য আধার দিয়া পানিতে পাতা বড়শি ॥

ডগা ডগা=[রা]—বিণ. খুব সুন্দর ॥ ফুলটা খুব ডগাডগা ॥ [অনু.]।

ডগা ডগ্=[পা]—অব্য. অর্থহীন শব্দ ॥ [ধ্বন্যা.]।

ডগামি=[সি]—বি. বোকামি, নির্বুদ্ধিতা ॥ [দেখ ডগা+মি প্র.]।

ডগি=[ঢা]—বি. কাপড় নকশা তোলার যন্ত্র বিশেষ ॥

২=[চট্ট]—বি. পাতিল বিশেষ ॥ ডগি পাতিলে গোশ্তু রান্দে ॥ [দেখ ডকি।]

৩=[চট্ট, ম, বা, কুম]—বি. নীচু জমি ॥

৪=[খু]—বি. গুটি খেলা বিশেষ ॥

৫=[রা]—বি. ইক্ষুর রস নামানো উঠানোর পাত্র বিশেষ ॥ [দেখ ডংগা +ই প্র.]।

ডগি ডগি=[বা]—বি. অনুনয় বিনয়, ঘুরা ফেরা ॥ বাতের্ আশে ফকির্ টা ডগি ডগি কর্তাসে। [অনু.]।

ডগোর্=[বা]—বিণ. পেট মোটা। রোগে ভুগে ছেলেটা ডগোর্ হলো ॥ [দেখ ডর্গর্ ; অর্থ প্র.]।
ডগোর্ ডগোর্=[পা]—অব্য. চুক চুক শব্দ॥ [ধ্বন্যা.]।
ডগোর্ ডগোর্ করা=[পা]—ক্রি. অনায়াসে বহন করা। [দেখ ডগোর্ ডগোর্+করা]।
ডগ্=[ক]—বি. চেহারা॥ মাইয়াডার্ ডগ্ খবর্ সুন্দর। [দেখ ডক্৩]
২=[সি]—বি. ডক, জাহাজ মেরামতের জায়গা॥ [<ডক dock ইং]।
৩=[কুম]—বি. ছয়॥ [দেখ ডোক্ (গারো, টিপরা)]।
ডগ্ ডগাইয়া=[বা]—বিণ. খুব বেশী। [<ডগডগ (অনু.)+ইয়া]।
ডগ্ ডগে=[খু]—বিণ. টুকটুকে॥ লোহাটা আগুনে পুড়ে লাল্ ডগ্‌ডগে হোয়েচে'। [দেখ ডগ্‌ডগ্যা]
ডগ্ ডগ্যা=[চট্ট]—বিণ. টুকটুকে লাল, রক্তবর্ণ॥ <ডগ্‌ডগ্ (অনু.)+ইয়া প্র.]।
ডগ্ ডগ্=[পা]—বিণ. লাল॥ আম্ পাকি ডগ্‌ডগ্॥ [অনু.]।
ডগ্ ডাগ্=[কুম]—বি. নমুনা॥ ডগ্‌ডাগ্ বেশি বালা দেহা য়ায় না। [দেখ ডক্৩ ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।
ডগ্ রা=[কুম]—বি. নৌকার দুই গুড়ার মধ্যবর্তী স্থান॥ [দেখ ডওড়া]।
ডড=[ম]—ক্রি. বিণ. চুলাচল॥ কপুরগুে ডড করে। [অনু.]।
ডড করা=[ম]—ক্রি. ধকধক করা॥ রাগে তার্ চোখ দুয়ান্ ডড কর্ তাসে [<ডড (অনু.)+করা]।
ডড কলা=[খু]—অব্য. কিছুই না॥ তুমি করবে ডড কলা। [<ডড (অনু.)+কলা (<কদলী]।
ডডানো=[দি]—ক্রি ভয়ানক চীৎকার করা॥ [<ডড(অনু.)+আনো প্র.]।
ডডৈব্ বা মুইক্কা=[চট্ট]—ক্রি. বিণ কোন রকম॥ আঁই ডডৈব্বা মুইক্কা আসি।
ডড্ পা=[বা]—বি. আগাছা বিশেষ॥
ডনা=[ম]—বিণ. শুকনা॥ পানি সাইরা দেখনে খেতুটা ডনা ঐয়া গ্যাসে। [<ডন্ ডন্ (অনু.)+আ প্র.]।
ডন্=[নো]—বি. পরিশ্রম॥ বেডায় বেকুম্ ডন্ করে হেরুম্ খায়।
ডন্ ড=[চা]—বি. জরিমানা॥ তার্ ডন্‌ড ঐসে। [<দণ্ড সং]।
ডন্ ডকমল=[চা]—বি. একপ্রকার গাছ॥ ডনড্ কমলের্ গাস্ ওগুদে লাগে॥ [<দণ্ড কমল]।
ডন্‌ড্রা=[চট্ট]—বি. হিপ্পু (তুচ্ছার্থে)॥
ডন্‌ডি=[চা, কুম]—বি. জরিমানা, দণ্ড, লোকসান॥ তুই যে কামে যাস্ হেই কামে তুই ডন্‌ডি খাস্॥ [<দণ্ড+ই প্র.]।
ডন্‌ডৈম্না=[চট্ট]—বিণ. খালি, খারাপ॥ [চনচনে; অনু]।
ডন্‌না=[পা]—বি. যে দণ্ডের সহিত গাড়ীর চাকা যুক্ত থাকে॥
ডপট্=[পা]—বি. দাপট॥ লোকটার্ ডপটে বাচা দায়। [<দাপট (<দাপ+ট প্র.)]।
ডপট্ পারা=[ক]—ক্রি. দৌড়ান॥ পোলাডা বড় ডপট্ পারে॥ [দেখ ডপট্+পাড়া ; অর্থ প্র]।
ডপা=[পা কু]—বিণ. মোটা॥ লোক্‌টা ডপা॥
ডপাট্=[সি]—বি. দাপট॥ তর্ ডপাটের্ চোটে গবে টিকন্ দায়॥ [দেখ ডপট্]।
ডপানি=[চা]—বি. অতিরিক্ত গল্প॥ [দেখ ডপ্৪+আনি প্র.]
ডপানিয়ে পরা=[চা]—ক্রি. গল্পে মজিয়া যাওয়া॥ আরে তুই এই লব্‌পটের্ ডপানিয়ে পর্ সত্। [দেখ ডপানি+এ (বিভক্তি)+পড়া]।
ডপানিয়ে মৈষা যাওয়া=[চা]—ক্রি. অতিরিক্ত গল্পে মাতিয়া উঠা॥ [দেখ ডপানিয়ে পরা ; মজিয়া যাওয়া]।
ডপানিয়ে হালান্=[চা]—ক্রি. কৌশলে জব্দ করা॥ এতদিনের্ বাদে তারে ডপানিয়ে হালাইচি'। <ডপানি=ড <দহ<হ্রদ সং+পানি=গভীর জল +এ(বিভক্তি)+ফেলান, ফেলানো]।
ডপোতা=[খু]—বি. ভিত্তি (ঘরের)॥ [দেখ ড+পোতা (<পত্তন)]।
ডপ্=[ব, রা]—বি. ভিত্তি (ঘরের)॥ ডপের্ মাল্‌শিটা। [দেখ ডক্৩]।
২=[রা]—বি. ভাঁজ॥
৩=[কুম]—বি. বাদ্যযন্ত্র॥ [< ডপ্(<ডম্ফ)]।
৪=[চা]—বি. ফুটানি, অহংকার॥ [<দম্ভ সং]।
ডপ্ কা=[সি]—বি. ডম্ফ, একপার্শ্বে চামড়া লাগানো ঢোল॥ হাম্রা বাইত্ ডপ্‌কা বাযাই। [দেখ ডপ্৩+কা]।
ডপ্ কা ডপ্ কি=[সি]—বি. বাদ্য-যন্ত্র॥ ডপ্‌কা ডপ্‌কি লৈয়া কৈ যাইত্যায়। [দেখ ডপ্‌কা+ডপ্‌কি ; ই প্র. ক্ষুদ্রার্থে]।
ডপ্ ডপে=[বা]—বিণ. চঞ্চল॥ তুই বড় ডপ্‌ডপে ছেলে। [<ডপ্‌ডপ্ (অনু.)+এ প্র.]।
ডপ্ ডপ্ করা=[পা]—ক্রি. শূন্যতা-জ্ঞাপক শব্দ করা॥ [ডপ্‌ডপ্(ধ্বন্যা.)+করা]।
ডপ্ দরা=[চা]—ক্রি. ভান করা॥ [<দ<দ'+ধরা]।
ডবর্ ডবর্=[চা]—বি. আগে আগে কথা বলা॥ [অনু.]।
ডবল রুটি=[চা]—বি. পাউরুটি॥ [ডবল double ইং+রোটী হিং]।
ডবাডবি=[চা]—বি. কোনও গোপনীয় কিছু অন্যকে বলা॥ [অনু.]।
ডবানি=[কুম]—বি. দুধ নড়ার হাতা বিশেষ॥
ডবানো=[পা]—ক্রি. গল্প করা॥ এত ডবাও ক্যা? [দেখ ডবানি]।
২=[পা]—ক্রি. মোটা হওয়া॥ মোট্‌গুল তাড়াতাড়ি ডবাও॥ [দেখ ডওয়ানো]।

ডব্=[পা]—বি. গল্প॥ রাখো বাপু তোমার্ গাদাখুরি ডব্। [দেখ ডপ্$_{৪}$; অর্ধ প্র.]।

ডব্‌ডবা=[কু]—ক্রি. বিণ. উচ্চৈঃস্বরে॥ সেলেটা পিঁপড়ার্ কামড়ে হঠাত্ ডব্‌ডবা কেঁদে উঠ্‌লো॥ [< ডব্‌ডব্ (অনু.)+আ+ইয়া প্র]।
২=[ম]—বিণ. খুব নরম॥ ডব্‌ডবা পাক্‌না কাডল্। [<ডব্‌ডব্ (অনু.)+আ প্র.]।

ডব্‌ডবাই=[নো]—ক্রি. বিণ. এক সাথে অধিক করিয়া॥ [দেখ ডবডবা]।

ডব্‌ডবানি=[রা]—বি. দাম্ভিকতা॥ তোর্ ডব্‌ডবানিই শার্॥ [দেখ ডব্$_{৪}$ +দেখ ডপানি; অথবা অনু.]।

ডব্‌ডবানো—[কুম]—ক্রি. ফাজলামি করা॥ [ডব্‌ডব্ (অনু.)+আনো প্র.]।

ডব্‌ডবি=[ব]- বি. জলের আবর্তন॥ পানির্ ডব্‌ডবি শুরু হৈগে। [অনু]।

ডব্‌ডবে=[খু]—বিণ. সম্পূর্ণ॥ কাপড়্‌ডা ডব্‌ডবে ভিযে। [<ডব্‌ডব্+এ প্র.]।

ডবডব্ করা—[পা]—ক্রি. বিরক্ত করা॥ [অনু.]।

ডমক্=[খু]—বি. বড়াই॥ এত ডমক্ করিস্ না। [<ঠমক কিংবা টিমাখ হিং]।

ডমর্—[রং]—বি. দম্ভ॥ বেশি ডমর্ করা ভাল না। [ডম্ (<দম্ভ সং) +র; চোমর এর সাদৃশ্যে]।

ডম্‌ডম্=[নো]-ক্রি. বিণ. তাড়াতাড়ি॥ ডম্‌ডম্ করি হালাই দে। [<দমাদম (দম دم ফা. হইতে ব্যুৎপন্ন)]।

ডম্‌কানি=[ম]—বি. বাড়াইয়া বলা॥ ডম্‌কানি সাইরা দেও॥ [দেখ ডম্‌প +আনি প্র. কিংবা টিমাক হিং+ আনি প্র.]।

ডম্‌না=[রং]—বি. বুলবুল পাখি॥

ডম্‌লি=[রা]—বি. পগার, ডোবা॥

ডম্‌প=[বা]—বি. দেমাক॥ তোর্ ডম্‌প্ দেইখ্যা আর্ বাঁচি না॥ [< দম্ভ সং]।

ডম্‌পাইয়া=[রং]—বিণ. দাম্ভিক॥ তুই বড় ডম্‌পাইয়া। [দেখ ডম্‌প+ আ+ইয়া প্র.]।

ডম্‌পো=[খু]—বি. গর্ব॥ বেশি ডম্‌পো করা ভালো না॥ [দেখ ডম্‌প]।

ডম্‌ফাই=[চা, ম]—বি. অহঙ্কার॥ কয় কুরি টেহা ঐসে, ডম্‌ফাই করো? [দেখ ডম্‌প+আই প্র.]।

ডম্‌ব=[রং]—বি. <দম্ভ॥

ডম্‌ভর্=[পু]—বি. বড়াই॥ তোমার্ ডম্‌ভর্ কেন্? [দেখ ডম্‌ব+র প্র.]।

ডম্বর্=[চট্ট]—বিণ. বড়॥ [দেখ ডগর্]।

ডয়া=[সি]—বি. ধরিবার হাতল॥ খলেডার্ ডয়া সিবা গ্যাসে। [< দর্বিকা সং; দেখ ডয়া]।

ডয়া ঢাকনি=[কু]—বি. হাঁড়ি পাতিল॥ কুকুরে ডয়া ঢাকুনি ভেংগে চুর্‌মার্ কর্‌লো।

ডরল্=[ম]—বি. গর্ত॥ খেতের্ আইল্‌ডায় ডরল্ ঐর্। [দেখ ডওড় +ল প্র.]।

ডরা [গো, ফ, বা]—বি. নৌকার তলা॥ ডরাত্ পানি বরা। [দেখ ডওড়া]।
২=[ব]—বি. ভাটি দেশ॥ ডাগোর মানুষ্ ডরাত্ এগো খুব মুশ্‌কিলে পড়্‌বে। [ডহর হিং=নিম্নভূমি, অর্ধ প্র.]।
৩=[বা]—বি. খাল হইতে দূরের জমি॥
৪=[খু, ম]—বি. নদী বা পুকুরের গভীর স্থান॥ বেশি ডরায় যাস্ না, ডয় পাবে। [<ডহর]।

ডরাই=[ম]—বি. হিন্দুদের গ্রাম্য দেবতা॥

ডরাইন্‌না=[কুম]—বিণ. ভীতু॥ [ডর (<দর সং)+আন+ইয়া প্র.]।

ডরা লোক=[সি]—বি. ভীক॥ এইডা ডরা লোকের্ কাম্ না। [ডরালো(< ডর+আলো প্র.)+ক প্র.]।

ডরি=[সি]—বি. বাঁশের শলাকা দিয়া তৈরী মাছ মাছ ধরিবার ফাঁদ॥ ডরিতে মাস্ হান্‌দাইলে বারাইতে পারে না।

ডরুক্=[কুম]—বিণ. ভীতু॥ এইডা ডরুক্ মাইন্‌শের্ কাম্ না। [<ডর্ +উক প্র.]।

ডর্=[খু, বা]—বি. বিল, নীচু জমি॥ ডরের্ ভুইত্ ভালো ধান হয়্ (খু)। [দেখ ডওড়]।
২=[ম]—বি. গর্ত॥ খেতের্ আইল্ ডর্ ঐয়া গ্যাসে॥ [অনু.]।
৩=[ব,রা]—বি. নদীর গভীর স্থান॥ ডরের্ উপর্ দিয়ে নৌকা চালাতে ডর্ করে (রা)। [দেখ ডরা$_{৪}$]।
৪=[কু]—ক্রি. বিণ. অনেক॥ সে ডর্ দূর্ গেসে। [দেখ ডর্$_{৩}$; অর্ধ প্র.]।

ডর্‌গা=[রা]—বি. আগাছা বিশেষ॥

ডর্‌ডৈরগ্যা—[চট্ট]—বিণ. পাতলা, হালকা॥ [ডর্‌ডর্ (অনু.)+ইক+ ইয়া প্র.]।

ডর্ হামানো=[সি]—ক্রি. ভীতির সৃষ্টি হওয়া॥ তার্ মধ্যে ডর্ হামাইগে। [<ডর (<দর সং)+ সামা না (তু. সমানা হিং)]।

ডর্ হিয়াইল্যা=[চা]—বিণ. ভয়ে জড় সড়॥ তুই একেবারে ডর্ হিয়াইল্যা [<ডর+হিয়াল=শীতল+ইয়া প্র.]।

ডর্‌হিয়ান্=[কুম]—বিণ. ভীতু॥ ডর্‌যতন্ ডরহিয়ান্ আর্ দেহি নাই। [<ডর+হি+আন প্র.]।

ডলক্=[খু]—বি. বৃষ্টি॥ ডলক্ আইসে ঘরে ওঠ্। [<ঢলক<ঢল +ক প্র.]।

ডলন্=[ফ,বা]—বি. জমিতে মই বা লাঙল দিবার পর মাটি ঠিক করার উপকরণ॥ [ডলা+ন প্র.]।
২=[ফ]—বি. পিঠা তৈরী করিবার বেলুন॥ [পূর্বে দেখ]।

ডলা=[চা]—ক্রি. মোচড়ানো॥ কাগজ্‌টা ডলিস্ না বাড়া। [অধ প্র.]।
২=[কুম]—ক্রি. বিণ. একত্রে॥ দারোগা আইয়া সব ডলা মাইন্‌দা লৈয়া গেল্। [<দলা]।

ডলাডলি=[কুম]—বি. খুব বেশী বন্ধুত্ব ॥ [<চলাচলি]।

ডলু=[চট্ট]—বি. বাঁশের ধারালো ছিলকা ॥ ডলু দি কৈতর্ যবাই করা যায়্।

২=[সি]—বি. পাহাড়িয়া অঞ্চলের নরম বাঁশ বিশেষ ॥

ডলুক=[পা]—বিণ. বোহিসেবী ॥ ডলুক্ লোকের্ অবাব্ বেশি।

ডলুম ডলুম=[ম]—বিণ. তন্দ্রাযুক্ত ॥ 'দুই আখি ডলুম্ ডলুম্ আউলা মাথার্ কেশ'—গ্রাম্য গান। [<ঢুলু+ম, তুং ঢুলুঢুলু]।

ডল্যা=[চট্ট]—বি. প্রকার ॥ [<ডোল+ইয়া প্র.]।

ডলাক=[বা]—বি. বৃষ্টি ॥ নতুন্ ডলোক্ আইলে বাং ডাকে। [দেখ ডলক্]।

ডলোন্=[ফ]—বি. মই ॥ যমিনে ডলোন্ দেওন্ লাগ্‌বো। [দেখ ডলন্]।

ডল্=[খু, কুম, ঢা]—বি. অবিরাম বৃষ্টিপাত ॥ বর ডল্ নাম্‌সে আইয্ কয়্ দিন্ দৈর‍্যা। [<ঢল]।

২=[কুম]—বি. জোয়ার ॥ [<ঢল]।

ডল্‌ডলা=[পা]—বিণ. যে বেশী কথা বলে ॥ [<ডল্‌ডল্(অনু.)+আ প্র.]।

ডল্‌ডলে=[পা]—বিণ. আড্ডাবাজ ॥

ডল্‌ডল্যা=[ঢা, সি]—বিণ. বড় ও ঝুলন্ত, ঢিলা ॥ ডল্‌ডল্যা কুনি। [দেখ ডল্‌ডল্+ইয়া]।

ডল্‌ডল্=[কুম]—ক্রি. বিণ. নড়া-চড়া ॥ চু'রিগুলা আত ডল্‌ডল্ করে। [অনু.]।

ডল্‌না=[ম, পা]—বি. মাছ ধরার এক প্রকার জাল ॥

২=[সি]—বি. চাপ ॥ তাবে খুব ডল্‌না দিসি ॥ [<ডলন+আ প্র.]।

৩=[ব]—বি. বোঁটা ॥ [অর্থ প্র.]।

৪=[ফ, বা]—বি. আঁখ মাড়াইয়ের পর পরিত্যক্ত রসবিহীন অংশ ছোবড়া ॥ [অর্থ প্র.]।

ডল্‌পলা=[ম]—বি. সতেজ ॥ লাউ গাস্‌টা বেশ্ ডল্‌পলা ॥ [<ডলপল (অনু.)+আ প্র.]।

ডশ্‌কা মারা=[কুম]—ক্রি. অধিক লাভবান হওয়া ॥ [<ঢোশকা (মোটা অর্থে)+মারা—হওয়া]।

ডহর্=[দি]—বি. চাদর ॥

২=[রা]—বি. গো সড়ক ॥

৩=[বা]—বি. নীচু জমি ॥ [দেখ ডওড়্]।

৪=[রা, পা]—বি. গ্রাম্য রাস্তা বিশেষ ॥ [অর্থ প্র.]।

ডহি=[চা]—বি. মাটির পাত্র বিশেষ ॥ ডহিতে পান্ বিথাইয়া থো ॥ [দেখ ডকি]।

২=[ম]—বি. ঢংগী, রসিক ॥ ডহি মাইয়াডা যবর্ ডক্ কর্‌তে মানে। [দেখ ডং+ই প্র.]।

ডহুর্=[ফ]—বি. চাঁই, মাছ ধরার ফাঁদ বিশেষ ॥

ডহের্=[কুম]—বিণ. সুন্দরী ॥ তাই বর ডহের্ বৌ। <চবের; তুং চবীলা হিং]।

ডহ্‌ডহ্=[রং]—ক্রি. বিণ. ধকধক ॥ [অনু.]।

ডা

ডা=[সি]—বি. চৌকি পালঙ্ক ইত্যাদির কাঠ ॥

ডাই=[ফ, পা, কু, দি, রা]—বি. বড় কালো পিঁপড়া ॥ ডাইর্ কামড়ে খুব বিশ্। [<দেখ ডাইয়া<দাহিকা সং; স খু ডেয়ো, ডেয়ো]।

২=[চট্ট]—বি. নীচু জমি ॥

৩=[নো]—বি. চৈত্র মাসের হিন্দু উৎসব বিশেষ ॥

ডাইং=[চট্ট]—বি. স্তূপ ॥ ধানের্ ডাইং

৪=[রা]—বিণ. উঁচু ॥ [<ডাঙ্গা+ই প্র. ; অর্থ প্র.]।

৫=[কুম]—বিণ. ডাইনী ॥ কি ডাইং গরে আইলো ॥ [ডাইনী]।

ডাইংগা=[বা]—বি. ডাঁটা, নটে শাক ॥

ডাইংগনো=[চট্ট]—ক্রি. দণ্ডের ন্যায় সোজা ও শক্ত হওয়া [দেখ ডাইংগা+আনো প্র. ; নাম ধাতু]।

ডাইক্=[ম, পা]—বি. <ডাহুক ॥ ডাইকের্ মাংশো অনেকেই খায়্।

ডাইগ্যা=[ম]—বি. ডাঁটা ॥ কলাগাসের্ ডাইগ্যা আন্। [দেখ ডাইংগা]।

ডাইগ্=[পা]—বি. ডাহুক ॥

ডাইগ্‌গা=[ফ]—বি. গাছের ডাল ॥ [দেখ ডাইগা]।

ডাইট্যা=[ম]—ক্রি. বিণ. অনবরত ॥ লোকটা ডাইট্যা কাম্ করে ॥ [<ডাঁট (<দৃঢ় সং)+ইয়া প্র.=দৃঢ় করিয়া বা লইয়া]।

ডাইনা=[বা]—বিণ. শস্যাদি মাড়াইয়ে রত ডানদিকের গরু ॥ ডাইনাটা বাগে আডে না। [<ডাইন(<দক্ষিণ সং) +আ প্র.]।

ডাইনি=[ম]—বি. যে স্ত্রীলোক নব প্রসূতিকে সেবাশুশ্রূষা করে ও পাহারা দেয় ॥ [<দাইনী<ধাই (<ধাত্রী সং) +নী প্র]।

ডাইন্যা=[নো]—ক্রি. বিণ. তাড়া করিয়া ॥ [<ধাইয়া দিয়া]।

ডাইন্=[চট্ট]—বিণ. ডাইনী ॥ [দেখ ডাইং]।

২=[দি, রা]—বিণ. পেটুক॥ [অর্থ প্র.]।

৩=[দি, ম]—বি. <দক্ষিণ বা ডান॥ ডাইন্ বাও চিনো না (ম)।

ডাইন্ পাক্=[চা]—বি. সুযোগ॥ [দেখ ডাইন্৩+পাক]।

ডাইন্ ফেলা=[পা]—ক্রি. বাদ দেওয়া॥ কাপড় শেলাইতে ডাইন্ ফেইল না। [<ঠাইন্ <ঠাঁই+ফেলা = ত্যাগ করা]।

ডাইব্‌র‍্যাল্=[পা]—বি. অপরিষ্কার॥ বৌটা একেবারে ডাইব্‌র‍্যাল্॥ [দেখ ডাইয়া₂+বিড়াল]।

ডাইমিশ্=[ম]—বি. নষ্ট॥ কাপর্ডা ডাইমিশ্ করয়া হালাইলে। [<ডিমেজ <ড্যামেজ damage ইং]।

ডাইয়া=[বা]—বি. লাল রঙের বড় পিঁপড়া॥ ডাইয়ার্ কামর বর বিশ্॥ [দেখ ডাই]।

২=[কুম]—বি. ঠাণ্ডা, শীত॥ আইয়্‌গা বর ডাইয়া পর্‌সে।

ডাইরে=[খু]—বি. পিঁপড়া বিশেষ॥ [দেখ ডাই]।

ডাইয়্যা=[ম]—বিণ. ঠাণ্ডা॥ ডাইয়্যা পানি। [দেখ ডাইয়া₂]।

ডইর্=[ফ]—বি. কাষ্ঠ খণ্ড॥ [< ডালি<ডাল+ই]।

ডাইর্‌কা=[রং]—বি. বাঁশের তৈরী মাছ ধরার উপকরণ॥

ডাইলা হয্=[পা]—বি. ধনিয়া॥ ডাইলা হযের্ গন্‌দ মিঠা। [<ডাইল +আ প্র.+সজ]।

ডাইল্যা=[ম, কুম, নো,]—বি. ছোট পাতিল॥ [অর্থ প্র.]।

২=[কুম]—বি. বাঁশের বড় ঝুড়ি॥ [<ডালিয়া<ডালি+আ প্র.]।

ডাইল্যানো=[চা]—ক্রি. ডাল কাটা॥ গাস্‌টা ডাইল্যাইয়া দ্যাও। [<ডালি <ডাল+ই+আনো প্র.; নাম ধাতু]।

ডাইল্=[সি]—বি. ধ্বংস॥ [<ডাল (<ডালী প্রাং); অর্থ প্র.]।

ডাইল্ খিচুরি=[চা]—বি, ডাল ও চাউল দিয়া পাক করা খিচুড়ি॥ [দেখ ডাইল্+খিচুড়ি]।

ডাইলচিনি=[চট্ট, রং]—বি. দারু-চিনি॥ [<দার চিনি]।

ডাইলবালি=[চট্ট]—বি. নাকের অলংকার বিশেষ॥ [দেখ ডাইল্+বালি (<বলয় সং)।

ডাইললা=[কুম]—বি. মাটির পাত্র বিশেষ॥ [দেখ ডাইল্যা]।

ডাইহা=[ব, পা]—অস. ক্রি.< ডাকিয়া॥ কৈবৰ্ত্তকে ডাইহা আনো॥

ডাউংগা=[বা]—বি. ডাঁটা॥ [দেখ ডাইংগা]

ডাউংগাইয়া=[সি]—ক্রি. বিণ. কনুই মারিয়া॥ হিতে তারে ডাউংগাইয়া বাগাই দিসে।

ডাউকা=[সি]—বিণ. উপরের দিকে বাঁকা॥ ডাউকা লাঠি দিয়া হাপ্ মারা যায় না।

ডাউক=[কুম]—বি. <ডাহুক॥

ডাউগুয়া=[চট্ট]—বি. ডগা॥ [দেখ ডাইগ্যা]।

ডাউগ্‌গা=[ফ]—বি. গাছের ডাল॥ [দেখ ডাউগুয়া]।

ডাউগ্‌লা=[সি]—বি. কচু কলা ইত্যাদি গাছের শাখা॥ [<ডাউগ্ (দেখ ডাউগ্‌গা)+লা]।

ডাউট্=[ম]—বি. দাকা দিবার সরঞ্জাম॥ কৎবের্ ডাউট্‌গুলি হিরালে তুইলা ফালাইসে। [<ডাট<দণ্ড সং]।

ডাউ ডাউ করা=[সি]—ক্রি. উচ্চ স্বরে কথা বলা॥ [অনু.]।

ডাউব্যা=[কুম]—বি. মুষ্টি॥ যদিব্ ডারে এক্ ডাউব্যা চাইল্ দে। [দেখ ডাউব্‌বা]।

ডাউব্‌বা=[চট্ট]—বি. নারিকেলের নালার তৈরী বড় চামচ॥ [<ডাব্‌বা]।

ডাউব্‌বানো=[কুম]—ক্রি. অতিরিক্ত কথা বলা। এত ডাউব্‌বাও ক্যা? [দেখ ডাউব্‌বা+নো প্র.; নামধাতু]।

ডাউয়া=[সি, রং]—বিণ. ফক্কড়॥ চ্যাংরাকোলা খুব্ ডাউয়া (রং)। [< ডাকুয়া<ডাকু হিং+আ প্র.]।

২=[রং]—বি. খুনো কাঁঠাল, টকফল বিশেষ॥ [<ডেউয়া (ডহু সং)]।

ডাউয়া পিপ্‌রা=[রং]—বিণ. বড় পিঁপড়া॥ [দেখ ডাইয়া+পিঁপড়া]।

ডাউরা=[চা]—বি. আবর্জনা॥ ডাউরাগুলি বায়্‌রে হালা।

ডাউরিয়া=[কুম] বি. বাদলা॥ ডাউরিয়া দিনে গরেতুতে যাইব্‌বেন না।

২=[রং]—বিণ. ভবঘুরে॥ ওটা এক্‌টা ডাউরিয়া চ্যাংরা।

ডাউর্=[খু]—বি. মাটির পাত্র বিশেষ॥ [<ডাবর]।

ডাউর্‌বা=[কু]—বি. অঞ্জলী॥ [দেখ ডাউব্‌বা]।

ডাঐল্=[কুম]—বি. দর্ন॥ তিন্ ডাঐল্ গরু খাডে চ'রে।

ডাওট্=[কু]—বি. বাঁশের বৃহৎ চাটাই॥ এই বায়্‌গা ঘিরাও কর্‌তে অন্‌ততো দশ্‌টা ডাওটের্ দরকার্।

২=[পা]—বি. বাঁশের বাখারী, অংশ॥

ডাওয়া=[রং]—বি. বন্য কাঁঠাল॥ [<ডেউয়া (<ডহু সং)]।

ডাওর্=[চট্ট, বা, ফ]—বি. একটানা কয়েক দিন ধরিয়া বৃষ্টি॥ [<ধারা]।

২=[সি]—বি, প্রচণ্ড বাতাস॥ [অর্থ প্র.]।

ডাং=[ব, রা]—বি. রাখালের পাঁচন॥ [<দণ্ড সং]।

২=[সি, চট্ট]=বি, ছেলেদের খেলার কাষ্ঠদণ্ড॥ পোয়াগুলি ডাং দিয়ে খেলে। [পূর্বে দেখ]।

৩=[খ, খু]—বি, ঢেলা গুঁড়া করার হাতুড়ি॥ [দেখ ডাং]।

৪=[কুম]—বি. বাঁশের কঞ্চির গিঁঠ॥ ডাং দিয়া মাপ্।

৫=[ব]—বি. কাঠের তৈরী মাপার পাত্র॥ [<ডণ্ড]।

৬=[রং]—বি. হাডুডু খেলার মাঠের লাইন॥ ডাং পার্ হোলেই মরা।

৭=[রা]—বি. মধ্যস্থান ॥ [অর্থ প্র.]।
৮=[রা]—বিণ. মোটা ॥ খাশ্‌ খায়া গরুর্‌ পেট্‌ ডাং হছে। [<ডোঙ্গ< ডাঙ্গর (<দীর্ঘ সং)]।
৯=[ম]—বিণ. নামকরা ॥ আইয়্‌ এক্‌ ডাং ফুটবল্‌ খেলা ঐসে। [অর্থ প্র.]।
১০=[রং, দি]—বি. আঘাত ॥ এক ডাংএ মাথি ফেলাইচে। [অনু.]।
১১=[খু]—বি. পেটুক ॥ ডাং এর্‌ মত কশে খাত্‌ খাতিচিস্‌ যে? [দেখ ডাইন্‌$_2$]।
১২=[কুম]—বি. কাপড় শুকাইবার বাঁশের খুঁটি বিশেষ ॥ [দেখ ডাং]।
ডাংকলি=[খু]—বি. খেলা বিশেষ ॥ [<ডাংগুলি]।
ডাংকা=[খু]—বি. অহঙ্কার ॥ ডাংকা-বাযের্‌ পরিনাম্‌ খারাপ্‌। [ডংকা; অর্থ প্র.]।
২=[পা]—বিণ. দাঙ্গাবাজ, ঝগড়াতে পটু ॥ [দেগা হিং]।
ডাংকৈ=[দি]—বি. খুরপি ॥ ডাংকৈ খান্‌ দে খাশ্‌ গুলা উঠায়া দে তো।
ডাংগর=[খু, রা]—বিণ. উঁচু ॥ ডাংগর্‌ গলায় চেচাও কেন্‌ রে (রা)। [< ডাগর কিংবা ডাংগা+র প্র.]।
ডাংগা=[পা]—বিণ. উঁচু ॥ ডাংগা দেশো পানি উঠে কম্‌। [অর্থ প্র.]।
২=[খু]—বি. পাড়া ॥ পুব্‌ ডাংগার আমাগের্‌ বাড়ি। [অর্থ প্র.]।
৩=[বা]—বি. হাটার ফলে সৃষ্ট গর্ত ॥ [অর্থ প্র.]।
৪=[বা]—বি. গরু মহিষ চলাফেরা করার পথ ॥ [অর্থ প্র.]।
৫=[বা]—বি. খাল ॥ ডাংগাত নাও রাখ্‌ ॥ [অর্থ প্র.]।
৬=[কু, পা]—বিণ. বড় ॥ ডাংগা মুর্‌গের্‌ বাচ্চাও ডাংগা। [দেখ ডাংগর]।
ডাংগা ডাংগি=[রং]—বি. মারা মারি ॥ তারা ডাংগাডাংগি করে। [< দাঙ্গা; দেখ ডাংগার]।
ডাংগাদার=[রা]—বিণ. হাঙ্গামাপ্রিয় লাঠিয়াল ॥ লোক্‌টা বড় ডাংগাদার ॥ [<দংগা হিং+দার ফা. প্র.]।
ডাংগানো=[রং,কুম]—ক্রি. আঘাত করা ॥ ও বাহে, কে তোমাক ডাং-গায়েছে (রং)। [দেখ ডাং+আনো প্র.; নামধাতু]।
২=[রং]—ক্রি. ধান ইত্যাদি গরু দ্বারা মাড়াই করা ॥
ডাংগা বাঁশ ফুল=[বা]—বি. একটি ধানের নাম।
ডাংগামারি=[ব]—বি. আমন ধান বিশেষ ॥
ডাংগারি=[বা]—বি. ধান রাখিবার জন্য বাঁশের তৈরী গোলা ॥
ডাংগি=[খু, য,]—বি. অঞ্চল, পাড়া ॥ [দেখ ডাংগা$_2$]।
২=[য]—বি. উঁচু জায়গা ॥ [দেখ ডাংগা]।
৩=[সি]—বি. বাঁশের আটি ॥ ডাংগির্‌ বার্‌ কত বেগ্‌তায়্‌?
৪=[নো]—বি. শরীর ॥
ডাংগুটি=[খু]—বি. খেলা বিশেষ ॥ [দেখ ডাং+গুটিকা]।
ডাংগেরা=[দি]—বিণ. খুব মোটা। আগুল্‌ ফুলি ডাংগেরা হৈচে। [দেখ ডাগর্‌+আ প্র]
ডাংগো শাক=[বা]—বি. ডাঁটা শাক ॥
ডাংগোশ=[খু]—বি. চারি কোণ বিশিষ্ট গোলা ॥ এহেন তার্‌ তিন্‌ ডাংগোশ্‌ ওয়া ধান্‌ রৈসে।
ডাংঘাটি=[রং]—বিণ. অতিরিক্ত পাড়া বেড়ানিয়া ॥ তুই বড় ডাংঘাটি হছিস্‌ [দেখ ডাংগা$_2$+ঘাটি=যে ঘাটিয়া বেড়ায়]।
ডাংডাং=[রং]—বিণ. অবাক।
২=[নো]—ক্রি. বিণ. হৈচৈ ॥ মাইয়া হোলা ডাংডাং করি গুরন্‌ বালা না [অর্থ প্র.]।
ডাংডিং=[সি]—বিণ. কঙ্কালসার ॥ [অনু.]।
ডাংঢোলা=[চট্ট]—বিণ. বেশী ঢিলা ॥ খামাইয়া বড় ডাং ঢোলা ॥ [<ডাং (অনু.)+ঢোল+আ প্র.]।
ডাং ঢোল=[চট্ট]—বি. খেলা বিশেষ ॥
ডাংনা=[ব]—বি. পাখা ॥ [<ডানা <ডান(<ডয়ন স.)+আ প্র.]।
ডাং মারা=[ব]—ক্রি. প্রহার করা ॥ পোলাডাকে ডাং মার্‌লো কে? [দেখ ডাং+মারা]।
ডাংরা=[।]—বি. গরু ॥ [সাঁওতালী শব্দ কিংবা <দামড়া]।
২=[ফ]—বিণ. বড় ॥ [দেখ ডাংগর্‌+আ প্র.]।
ডাংরি=[খু, রা]—বি. ধানের ছোট গোলা ॥ ডাংরি ভরা ধান্‌।
ডাং লাগা=[রা]—ক্রি. তাক লাগা ॥ [<ডাং <ধান <ধান্দা (<দ্বন্দ্ব সং) +লাগা]।
ডাংশা=[রং]—বিণ. বড় ॥ ডাংশা মাছ্‌ পেয়েছি। [<ডাঁশ(<দংশ সং)+আ প্র.]।
ডাংশাইয়া=[ম]—বিণ. বড় ॥ ডাং-শাইয়া মাইয়া। [দেখ ডাংশা; ডাঁশ+আর+ইয়া প্র.]।
ডাংশানি=[সি]—ক্রি. বি. খুব মারা ॥
ডাংশানো=[চা]—ক্রি. বেপরোয়া হওয়া ॥
ডাংশি=[ম]—বিণ. বড়, বিরাটাবার ॥ মাসুটা বর ডাংশি। [দেখ ডাংশা]।
ডাঁয়র=[চট্ট]—বি. প্রকাণ্ড, বড় ॥ হিত্‌র্‌ মাইয়া ডাঁয়র্‌ ঐসে। [দেখ ডাংগর্‌]।
ডাঁকন=[রা]—বি. লম্বা প্রশস্ত জাল বিশেষ ॥ বিলেত্‌ ডাঁকন্‌ লাগা রই পাবে।
ডাঁটি=[কু]—বিণ. বাজে ॥ ডাঁটি কথা কও কেন্‌। [দেখ ডাঁটি বড়শি; অর্থ প্র.]।
ডাঁটি বড়্‌শি=[রা]—বিণ. শোলা বা পাটখড়ির সাথে জড়ানো বড়শি ॥ [<ডাঁট (<দণ্ড সং)+ই প্র. +বড়শি (<বড়িশ সং)।

ডাঁটেল্=[খু]—বিণ. ঝগড়াটে।। তার বৌটা বড় ডাঁটেল্। [<ডাঁট(<দৃঢ় সং)+এল প্র.]।

২=[খু]—বিণ. অশিক্ষিত, বাজে।। [অর্থ প্র.]।

ডাটো=[খু]—বিণ. শক্ত।। সেলেটা বেশ্ ডাঁটো। [দেখ ডঁটেল্; ডাঁট+ও প্র.]।

ডাট্=[কু]—বি. দুরন্ত স্বভাব।। লোক্টার ডাঁট আসে। [দৃঢ় সং]।

ডাডো=[চট্ট]—বিণ. শক্ত, অধিক মোটা।। [দেখ ডাঁটো]।

ডাডোয়া=[নো]—বি. বনজ তরকারী বিশেষ, ওলকচু।।

ডাড়া=[দি, রা]—বি. নালা।। খাল্ হোতে ডাঁড়া কেটে জমিতে পানি দে।। [দেখ ডওড়া]।

২=[খু]—বি. মেরুদণ্ড।। আমার্ ডাঁড়ডা বড় বেত্য করে।। [<দাঁড়া (<দণ্ড সং]।

৩=[চট্ট]—বি. ডাঁটা, তরকারী।। [<ডাঁটা(<দণ্ড সং)]।

৪=[ব]—বি. লাঙলের বেখা।।

৫=[বং]—বি. বাঁট।। [দেখ ডাঁড়া]।

ডাড়ি=[বা]—বি. জলনিকাশের নালা।। [দেখ ডাঁড়া]।

২=[বা]—বি. পৃষ্ঠা, মেরুদণ্ড। তার্ ডাঁড়ি শক্তো। [দেখ ডাঁড়া]।

ডাড়ে=[খু]—বি. ছেঁড়া শাড়ি ধুতি ইত্যাদির সেলাই।। পিরা শাড়ি ডাঁড়ে করে পর্তে হবে, কাপড় বড় দাম্।

ডাড়োক্=[বা]—বি. গরু বাঁধার দড়ি।। ডাঁরোকের্ খুটা ভাংগি গেসে। [<দড়ি, দড়া, দড়+উক প্র.; বৃহদার্থে।

ডাড়্=[বা]—বি. ক্ষতি।। ব্যবসাতে তার্ খুব্ ডাঁড় হোলো। [<দণ্ড]।

ডাড়্কা=[বা]—বি. ছোট মাছ বিশেষ।।

ডাড়কি=[বং]—বি. মাছ ধরিবার ফাঁদ বিশেষ।।

ডাপ=[বা]—বি. ঘরের আড়া।।

২=[বং]—বি. পাট বা কাপড় শুকাইবার বাঁশ।।

ডাঁপ্শার=[রং]—বি. পানি তোলার বাঁশ।।

ডাঁরক্=[রা]—বি. মজবুত দড়ি।। ডাঁরক্ দিয়ে গরু বাঁধ্।। [দেখ ডাঁড়োক্]।

ডাঁরা=[রা, ব]—বি. গরু ছাগল ইত্যাদি বাঁধিবার দড়ি।। [দেখ ডাঁড়োক্]।

২=[ব]—বি. ছোট নদী।। ডাঁরায় সাবরা মাস্ ধরা যায়। [<ধারা]।

ডাঁরানো=[পা]—ক্রি. অপেক্ষা করা।। একটু ডাঁরাও। [<দাঁড়ানো]।

ডাঁরি=[রা]—বি. জলনিকাশের ছোট পথ।। [দেখ ডাঁড়ি]।

ডাঁর্=[রা]—বি. ক্ষতিপূরণ।। এর ডাঁর্ দিতে হবে। [দেখ ডাঁড়]।

ডাঁর্কা=[রা]—বি. সাদা মাছ বিশেষ।। [দেখ ডাড়্কা]।

ডাঁর্কি=[ব, দি]—বি. মাছ ধরিবার বাঁশের শলাকার তৈরী ফাঁদবিশেষ।। [দেখ ডাঁড়্কি]।

ডাঁশা=[বা]—বিণ. ডাপা।। [<ডাঁশা]।

২=[ং]—বি. অবলম্বন, কোন কিছু ঠেকাইয়া রাখার লাঠি বিশেষ।। [<ঠেস+আ]।

ডাঁশানো=[রা]—ক্রি বিণ. খুব বেশী।।

ডাঁশ্ বোল্লা=[বা]—বি. ভীমরুল।। ডাঁশ্ বোল্লার্ চাকে খোচা দিও না। [দেখ ডাঁশ,<দংশ সং+বোলতা(<বরটা সং)]।

ডাকর্=[নো, কু, পা]—বিণ একটু বড়, পাকিবার পূর্বাবস্থা প্রাপ্ত।। ডাবর্ দেখে কয়েক্টা আম্ আনো। [দেখ ডাকর্]।

২=[কু, নো]—বিণ. অবিবাহিতা।। [<ডাগর]।

ডাকাবুকি=[সি]—বি. সাহসিকতা।। [বুকি অনু:]।

ডাকাত্যা=[বা]—বি. গাছ বিশেষ।।

অবিটায় খুব্ ডাকাত্যা হয়েছে। [<ডাকাতিয়া]।

ডাকানো=[পা]—ক্রি. তাড়ানো।। গরু ডাকাই দে।

ডাকার্=[চা]—বিণ. অর্ধপক্ক।। [দেখ ডাকর্]।

ডাকালি=[রং]—বি. হাতুড়ির ন্যায় অস্ত্র বিশেষ।।

২=[রা]—বি. কাঠের গুড়ি।

ডাকি=[পা]—বি. বাঁশের তৈরী পাত্র বিশেষ।।

২=[পা]—বি. যে ঢাক বাজায়।। [ঢাক+ই প্র.]।

ডাকি বাল্যা=[পা]—বি. একটি ধানের নাম।।

ডাকু=[চা]—বিণ. প্রবঞ্চক। তুই বর ডাকু।। [<ডাকু হিং]।

ডাকুর্=[কু]—বি. ডাঁটা।। কলার্ ডাকুর্।। [<ডাগ(<ডগা)+উর প্র.]।

ডাকের্ কত্তা=[কুম]—বি. প্রবাদ বাক্য।। ডাকের্ কত্তা মিথ্যা না।। [<ডাক (কিংবদন্তীর জ্ঞানী ব্যক্তি, যাঁহার খনার বচনের নাম অনেক প্রসিদ্ধ উক্তি আছে)+এর(সম্বন্ধে)+কথা]।

ডাকোর্=[দি, রা, পা]—বিণ. পাকিবার পূর্বাবস্থা প্রাপ্ত, একটু বড়।। ডাকোর্ আম্। [দেখ ডাগর্]।

ডাক্=[কুম, চা]—বি. প্রবাদ।। [দেখ ডাকের কত্তা; অর্থ প্র.]।

২=[পু, নো]—বি. নিলাম।। এই বোগর গরুর্ খড়ের্ ডাক্ করে ভৈব। [<ডাক; অর্থপ্র]

৩=[কুম]—বি. বজ্র বা বিদ্যুৎ।। আইজ্ বর ডাক পর্তাসে। [অর্থ প্র.]।

৪=[নে]—বি. পেটের বাম বা ডান পার্শ্ব।।

৫=[খু, পা]—বি. <হাঁক।। গাসে ডাক্ হাকে।

৬=[নো, কুম]—বি. হোগরা, মাছ ধরার ত্রিকোণ উপকরণ বিশেষ।। আইযুকে ডাকে অনেক্ মাস পাইসি।

৭=[চট]—বি. ঢোল ॥ পুরা্ ডাক্। [<ঢাক(<ঢক্কা সং)]

ডাক্ আওয়া=[ম, ব, পা]—ক্রি. গর্ভবতী হওয়া ॥ [<ডাক(আহ্বান)+আওয়া=আসা]।

ডাক্ উড়া=[কুম]—ক্রি. গুজব উঠা ॥ ডাক্ উঠ্‌সে তারে বুতে মারসে। [<ডাক+উঠা ; অর্থপ্র.]।

ডাক্কর্=[দি. রা]—বিণ. অর্ধপক্ব ॥ একটা ডাক্কর্ আম্ পেয়েছি। [দেখ ডাকর্]।

ডাক্কান্‌রে=[কুম]—অব্য. বাপরে ॥ আরে ডাক্কান্‌রে কত্তো হাপ্। [অনু]।

ডাক্কু=[ঢা]—বিণ. দস্যু ॥ লোক্‌টা বড় ডাক্কু। [<ডাকু হিং]।

ডাক্কোর্=[বা]—বিণ. আধপাকা ॥ ডাক্কোর্ আম্ কাকে ঠোক্‌রায়। [দেখ ডাক্‌র]।

ডাক্খাইত্‌রে=[রা]—অব্য. সর্বনাশ ॥ ডাক্খাইত্‌রে মাইয়াডা কি হয়্‌তান্। [<ডাকাইত+রে]।

ডাক্তর=[য]—বি. ডাক্তার ॥ ডাক্‌তর্ শাবেরে ডাইক্যা আন্ বল্‌দি। [ডক্টর doctor ইং]।

ডাক্ দৈরা উডা=[কুম]—ক্রি. ফোড়া ইত্যাদির মুখ উঁচু ও লাল হওয়া ॥ পায়ের্ ফোরাডা ডাক্ দৈরা উঠসে। [<ডাক (চীৎকার—বিষে চিনচিন করা)+ধরিয়া উঠা]।

ডাক্ নাম্বাব্=[ব]—বি. আজান ॥ [<ডাক(আহ্বান)+নমাব نماز ফা.]।

ডাক্ পারা=[কুম]—ক্রি. ছড়াইয়া পড়া ॥ এই খবরে শারা গেরামে ডাক্ পর্‌য্যা গেসে। [<ডাক+পড়া]।

ডাক্ পারা=[ক]—ক্রি. ডাকা। কিয়ের্ লাইগ্যা ডাক্ পারো ॥ [<পাড়া]।

ডাক্ ধরা=[ঢা]—ক্রি. সমস্বরে ছন্দোময় বুলি আওড়ানো। ডাক্ না ধর্‌লে নাওডা ওড্ডুবো না। [<ডাক+ধরা]।

ডাক্বান্=[কুম]—বি. বর্ষার পানি চলিয়া যাওয়ার সময় জমিতে দেওয়া বাঁধ ॥ [<ডাক+বাঁধ]।

ডাক্ মাতব্বর্=[ব]—বি. কুকুর (ব্যঙ্গার্থে) ॥ ডাক্ মাতব্বর্ খুব্ ডাক্তাসে। [<ডাক(চীৎকার)+মুদব্বির আঃ مدبر কিংবা মু'তবর معتبر আ]।

ডাকরা=[কু]—বিণ. পরিপুষ্ট ॥ [দেখ ডাকর্+আ প্র.]।

ডাক্ লওয়া=[কুম]—ক্রি. উত্তর দেওয়া ॥ [<ডাক (আহ্বান)+লওয়া=গ্রহণ করা]।

২=[খু]—ক্রি. সাবধান করা ॥ সেলেটারে ডাক্ লও। [অর্থ প্র.]।

ডাক্‌শা=[ম]—বি. রুমাল, গামছা ॥

ডাক্‌শা=[খু]—বিণ. শক্ত ॥ ভাতগুলা ডাক্‌শা ঐসে।

ডাক্‌শোরা=[পা]—বিণ. নামজাদা ॥ উনি এক্‌যন্ ডাক্‌শোরা লোক্ ॥ [<ডাক+সাড়া]।

ডাখ্‌রা=[কুম]—বিণ. আধপাকা ॥ ডাখ্‌রা অম্ব। [দেখ ডাক্‌রা]।

ডাগর্=[খু]—বিণ. মোটা। [অর্থ প্র.]।

ডাগর্ সোয়াল্=[চট]—বি. বড় মেয়ে ॥ [ডাগর+ছাও(<শাবক সং)+আল]।

ডাগল্=[ম]—বিণ. <ডাগর, বড় ॥

ডাগু=[রা]—বি. গোলচামচ ॥ এক্ ডাগু ডাল্ দাও।

ডাগুয়া=[ম]—বি. কচু, কলা প্রভৃতি গাছের পাতাযুক্ত ডাঁটা ॥ [দেখ ডাউগ্‌রা]।

ডাগুর্=[ফ, ক, রা, পা]—বি. কলাগাছের পাতা বা ডাঁটা ॥ কলাগাছের ডাগুর্ দিয়ে বোঝা বাঁধা যায় (রা)। [দেখ ডাউগ্‌লা]।

ডাগ্যা=[কুম]—বি. খুব বড় পাতার শিরদাঁড়া বা ডাঁটা ॥ কলার্ ডাগ্যা। [দেখ ডাইগ্যা]।

ডাগো=[ম, খু]—বি. নারিকেল তাল প্রভৃতি পাতার ডাঁটা ॥ কলার্ ডাগো। [দেখ ডাগুয়া]।

ডাগোর ডাগর=[খু]—বিণ. মোটাসোটা ॥ সেলেটা বেশ্ ডাগোর্ ডোগর্ [<ডাগর+ডোগর (অনু:)]।

ডাগগুয়া=[চট]—বি. ডগ, ডাঁটা ॥ [দেখ ডাগুয়া]।

ডাগ ডাগানো=[ম, খু]—ক্রি. বড় হওয়া ॥ [<ডাগডাগ (অনু.)+আনো প্র.]।

ডাগরা=[রা]—বি. বাঁশের বাখারির তৈরী চাউল ঝাড়ার পাত্র বিশেষ ॥

২=[রা, পা]—বি. কলাপাতার ডাঁটা, তাল পাতার ডাঁটা ॥ [দেখ ডাউগ্‌লা]।

ডাটা=[সি]—বিণ. শক্ত ॥ মাস্‌টা বর ডাটা হৈ বৈসে ॥ [<ডাট(<দৃঢ় সং)+আ প্র.]।

২=[পা]—বি. পাট গাছ ॥ [<ডাঁট(<দণ্ড সং)+আ প্র.]।

ডাটি=[খু, পা]—বি. হাতল ॥ পাখাডার্ ডাটি নাই। [দেখ ডাটা$_{2}$+ই প্র.]।

২=[ফ]—বিণ. নির্লজ্জ ॥ মাইয়াডা বড় ডাটি। [দেখ ডাটা+ই প্র.]।

৩=[ম]—বিণ. ঝগড়াটে মাইয়াডা বড় ডাটি। [দেখ ডাটি$_{2}$; অর্থ প্র.]।

৪=[পা]—বিণ. প্রাপ্তবয়স্কা (নিন্দার্থে) ॥

৫=[স]—বি. শ্লোক ॥ একটা ডাটি শোনাও।

ডাটি কথা=[পা]—বিণ. হাসির কথা ॥ [দেখ ডাটি$_{5}$+কথা]।

ডাটৈংগা=[নো]—বি. ওল গাছের মত তরকারী বিশেষ ॥

ডাটেমাটে=[সি]—ক্রি. বিণ. শক্তভাবে ॥ [দেখ ডাটা+এ (বিভক্তি) +মাটে (অনু:)]।

ডাটোর্=[পা]—বিণ. পোক্ত, পাকা ॥ গাসের্ পেয়ারাগুলি ডাটোর্ হৈসে। [<ডাট(দৃঢ় সং)+উর প্র.]।

ডাট্=[বু]—বিণ. অপক্ক ॥ ডাট্ আম্ খাওয়া যায় না। [দেখ ডাটোয়্]।
২=[রং]—বিণ. শক্ত ॥ ভাত্ ডাট্ হৈচে ॥ [অর্থ প্র.]।
৩=[কুম]—ক্রি. বিণ. বেশী ॥ আইয়্ খুব্ ডাট্ খাইলাম্। [অর্থ প্র.]।
৪=[সি]—বিণ. পটু, তৎপর ॥ পুয়াডা কামে ডাট্। [অর্থ প্র.]।
৫=[ক]—বি. বাঁট, হাতল ॥ [< ডাট (দণ্ড সং)]।
৬=[ম]—বি. বুকের বল ॥ [দেখ ডাট্]।
৭=[রা]—বি. লোকসান, ক্ষতি ॥ গুড়ের্ ব্যাব্শাতে এবারে খুব্ ডাট্ লেগেছে।
৮=[পা]—বি. দুরন্ত স্বভাব ॥ লোক্টার্ ডাট্ আসে। [দেখ ডাট$_১$; অর্থ প্র.]।

ডাট্ কথা=[সি]—বি. কড়া কথা ॥ তুমি বড় ডাট কথা কও। [দেখ ডাট$_২$ +কথা]।

ডাট্সে=[ম]—ক্রি. বিণ. দেমাগের সহিত ॥ ডাট্সে যবাব্ দ্যাও। [দেখ ডাট্+সে হিং বিভক্তি; তুং জোরসে]।

ডাট্ বেটা=[সি]—অব্য. শাবাশ বেটা ॥ [দেখ ডাট্$_৪$ +বেটা]।

ডাট্ মারা=[ম]—ক্রি. চাল মারা ॥ সেলেটা বড় ডাট মেরে যায়্। [দেখ ডাট্$_৮$ =মারা]।

ডাঠা=[সি]—ক্রি. বিণ. শক্ত ॥ ডাঠা কৰি ধর্। [দেখ ডাটা]।

ডাডন্=[ম]—বি. পাহারা ॥ [দেখ ডাট্$_৪$ +অন প্র.]।

ডাডা=[রং]—বি. তরকারী বিশেষ ॥ ডাডা তরকারি খুব্ মজা। [দেখ ডাটা$_২$]।

ডাডি=[কুম]—বি. বোটা ॥ পানের ডাডি। [দেখ ডাটি]।
২=[ম]—ক্রি. বিণ. শক্ত ॥ ডাডি কৈরা দর্ নৈলে পৈরা যাইব। [দেখ ডাটা]।
৩=[ক]—বি. পাঁচ মুখওয়ালা মাছ ধরিবার ফাঁদ ॥
৪=[কুম]—বি. বাঁট ॥ দাওয়ের্ ডাডিডা খাইংগা গেসে। [দেখ ডাটি]।
৫=[চা]—বি. কাটা ধান গাছের গোড়া, নাড়া ॥ ডাডি কাইট্যা বোর্ দে। [দেখ ডাটি]।

ডাডোয়া=[কুম, নো]—বি. ওল কচুর মত বনজ কচু বিশেষ ॥

ডাড্ডু=[ম]—বিণ. বুড়া ॥ বলদ্টা বর ডাড্ডু হৈসে। [অনু.]।

ডাড়া=[দি, রং]—বি. নর্দমা, নালা ॥ ডাড়াডার্ ও পারত্ আমার্ বাড়ি ॥ [দেখ ডওড়া]।

ডাড়ি=[ব]—বি. খেলা বিশেষ ॥ [<দাঁড়ি (বাঁধা)]

ডাড়ি পাল্ডা=[খু]—বি. <দাঁড়ি পাল্লা ॥

ডাড়্=[খু]—বি. সুপারি গাছের ফালি ॥ ডাড় দিয়া খাট্ গড়ান্ যায়্।

ডাড়্কি=[রা, রং]—বি. মাছ ধরার উপকরণ বিশেষ ॥ [দেখ ডাঁড়কি]।

ডানাপাংগা=[শা]—বিণ. খুব বড় ॥ কাপড়্ডা খুব্ ডানাপাংগা ॥

ডানিশ্=[পা]—বি. লোহার ছোট পেরেক ॥ আদ্শের্ ডানিশ্ কিনা আইনো।

ডান্খানা, ডান্কানা=[কু, খু]—বি. মাছ বিশেষ ॥ ।

ডান্চে' কানা=[খু]—বিণ. যে ডান চোখে দেখে না ॥ তুই কি ডান্চে'কানা হলি নাকি ? [<ডাইন (<দক্ষিণ সং)+চোখ (<চক্ষু সং) +কানা (কাণ সং)]।

ডান্ডা=[চট্ট, সি]—বি. মার, পিটুনি ॥ [<ডাণ্ডা (<দণ্ড সং)]।

ডান্ডা খেচ'া=[সি]—ক্রি. মার দেওয়া ॥ পাগল্টারে ডান্ডা খেচ্'। [দেখ ডান্ডা+খেঁচা ; তুং খেঁচনা হিং]।

ডান্ডাগুডি=[চা]—বি. খেলা বিশেষ ॥ [দেখ ডান্ডা + গুটি (গুটিকা)]।

ডান্ডাগুলি=[দি]—বি. ছোট কাঠি ও গুলি দ্বারা খেলা বিশেষ ॥

ডান্ডা গোল্লো=[চট্ট]—বি. কাঠির খেলা ॥ পোয়গুন্ ডান্ডাগোল্লা খেলের্। [দেখ ডান্ডা+গোলা]।

ডান্ডানো=[সি]—ক্রি. মারা ॥ পাগল্টারে ডান্ডাই খেদাও। (দেখ ডান্ডা+আনো প্র.]।

ডান্ডাবাজি=[চা]—বি. দুষ্টামি, অনর্থক এদিকে সেদিকে ঘুরিয়া বেড়ান ॥ তুই খালি ডান্ডাবাজি করয়া বেরাশ্। [দেখ ডান্ডা+বাযী بازی ফা. প্র.]।

ডান্ডা বারি=[কুম]—বি. কাঠির খেলা ॥ বেডারা ডান্ডাবাবি খেল্তাসে। [দেখ ডান্ডা+বাড়ি]।

ডান্ডি=[কুম]—বি. বাঁট ॥ বিয়্নের্ ডান্ডি। [দেখ ডাটি]।
২=[চা]—বি. মরা গাছ ॥ মরিচে'র্ ডান্ডিগুলি টাংগাইয়া রাখ্। [দেখ ডাটি]।
৩=[নো]—বি. তরাজু, পাল্লা ॥ [অর্থ প্র.]।

ডান্ডি কোরা=[সি]—বি. পালে ব্যবহৃত আড়বাঁশ ॥ [দেখ ডান্ডি+ কুটা]।

ডান্ হাতি বাও হাতি=[ব]—বি. সঞ্চয় ॥ কিছু ডান্ হাতি বাও হাতি না করে খশে খশে আর্ কদ্দিন্ খাবি। [ডান (<দক্ষিণ)+হাত (<হস্ত)+ ই ; বাম (বা সং+ম)]।

ডাপা=[প]—বি. বাঁশের বাখারীর তৈরী নৌকার পাটাতন ॥

ডাপিডুপি=[পা]—বি. আস্ফালন ॥ বেশি ডাপিডুপি কৈর না। [অনু.]।

ডাপুশ্ ডুপুশ্=[পা]—ক্রি. বিণ. তাড়াতাড়ি ॥ ডাপুস্ ডুপুস্ দুইডিল্টা ডুব্ দিয়ে আয়্। [অনু.]।

ডাপে ডুপে=[চা]—ক্রি. বিণ. গয়েসয়ে ॥ কামে কিছুই না খালি ডাপেডুপে দিন্ কাডায় ॥ [অনু.]।

ডাপ্‌=[ক, বা, পা]—বি. বাঁশ বা সুপারি গাছের তৈরী কুলা বিশেষ ॥

২=[চা]—বি. গাঁথুনি ॥

৩=[সি]—বি. প্রতাপ ॥ মনুষ্টার্ খুব্ ডাপ্ আসে। [<দাপ<দর্প সং]।

ডাপ্‌টা=[কু, পা]—বি. ছোট মেয়ের পরিধেয় বস্ত্র বিশেষ ॥ ডাপ্‌টা পরা গেরদি।

২=[রা]—বি. তালি, পট্টি ॥ জামাতে আর্ কত ডাপ্‌টা দিবি ?

ডাপ্‌টানো=[রং]—ক্রি. পাঠানো ॥ বাড়িতে চিঠি ডাপ্‌টাইলাম্ কোনও উত্তর্ পাইলাম্ না।

ডাপ্‌ দেওয়া=[ক]—ক্রি. মাছের পানি ছিটানো ॥ পুইগেরে বড় এক্‌টা মাস্ ডাপ্ দিসে। [<দাপ (দর্প সং) +দেওয়া]।

ডাবা=[পা]—বি. বাঁশ বা কাঠের খাঁচা বিশেষ ॥ গরের্ ডাকের্ তক্‌তা কেলো।

২=[ব]—বি. শুটকী মাছ ॥ ডাকা দিয়া খাড্ খাইসি।

ডাম্‌=[খু]—বি. বাঁশের বাখারি ॥ ডাকের্ বেড়া।

ডাক্‌না=[সি]—বি. পাখির ডানা ॥ পাখির্ ডাক্‌না বাংগি গেসে। [< দাবনা ; অর্থ প্র.]।

ডাবন্‌=[ফ]—বি. পেটমোটা মাটির কলস ॥ ডাবন্‌ডাত্ দান্ থো।

ডাবর্‌=[রং, রা, ম]—বি. চাউল রাখার মাটির বড় পাত্র ॥

২=[পা]—বি. পানের পাত্র, গামলা ॥ [অর্থ প্র.]।

৩=[সি]—বি. মাটির পেয়ালা ॥ পানির্ ডাবর্‌ডা বাইংগা গেসে।

৪=[কুম]—বি. মেটে বাসন ॥

৫=[ফ]—বি. চিলমচি ॥ ডাবরে কুলি ফেলাও।

৬=[খু]—বি. নীচু জায়গা ॥ ওদের্ বাড়ি একেবারে ডাবরে।

৭=[খু]—বি. মাটির ছোট ভাঁড় ॥ এক্ ডাবর্ পানি থো।

ডাবা=[খু]—বি. ধরের আড়া ॥ [<দাওয়া (<দার্বট সং)]।

২=[খু, ম, কুম]—বি. হুকা (নারিকেলের মালার তৈরী) ॥ ডাবাডা লৈয়া আয় ॥ [<ডাব+আ]।

৩=[রং, খু]—ক্রি, বিণ. সম্মুখের দিকে বেশী বোঝাই ॥ গাড়ি ডাবা হোলো যে (খু)। [<দাবা]।

৪=[ব]—বিণ. প্রখর, প্রচুর ॥

৫=[খু, ম]—বি. মাটির ছোট কলস বিশেষ ॥

ডাবাইয়া=[চা]—ক্রি, বিণ. বেশী করিয়া ॥ আইয়্গা খুব্ ডাবাইয়া খাইসি। [<দাবাইয়া]।

ডাবানি=[চা]—বি. ক্ষতি ॥ এই ডাবানির্ চো'ড্ খায়তে দেরি আগে। [<দাবানি]।

ডাবানো=[ব]—ক্রি দাবাইয়া রাখা ॥ মাডি ডাবাও ॥ [<দাবানো]।

২=[ম]—ক্রি. শীর্ণ হওয়া ॥ [অর্থ প্র.]।

৩=[কুম]—ক্রি. বড় বড় কথা বলা ॥ এত বেশি ডাবাইস্ না। [<দাবড়ানো]।

৪=[খু]—ক্রি. মাটির নীচে পোঁতা ॥ খুঁটিটা মাটির্ নিচে' ডাবাও। [দেখ ডাবানো]।

৫=[চা]—ক্রি. কৌশলে বিপদে ফেলা ॥ এইবার্ শোনারে ডাবাইসে। [অর্থ প্র.]।

৬=[রং]—ক্রি. চাবানো ॥ [অর্থ প্র.]

ডাবান্‌=[খু]—ক্রি. ভিতরে প্রবিষ্ট হওয়া ॥ গাড়িকান্ কাদায় ডাবে গেচে' ॥ [<দাবান]।

ডাবারে ডুবা=[রং]—বি. কানামাছি খেলা ॥ চ্যাংরাজে ডাবারেডুবা খেলোচে।

ডাবি=[পা, কু]—বি. চপেটাঘাত ॥ গাওয়াল্ টাক ডাবি দাও। [<দাবড়ি]।

২=[রা]—বি. লাথি ॥ এক্ ডাবি লাগিয়ে দেবো। [অর্থ প্র.]।

ডাবি মারা=[ক, কু]—ক্রি. ধমক দেওয়া ॥ বেটাকে এক্ ডাবি মার্ ॥ [দেখ ডাবি+মারা]।

ডাবু$_{1}$=[সি]—বি. নারিকেলের হুকা ॥ [দেখ ডাবা$_{2}$]।

২=[ম, রং, দি, পা]—বি. ডাল ও তরকারী উঠাইবার হাতা ॥ এক্ ডাবু দে (ম)। [<দর্বি সং]।

ডাবুইর্‌=[কুম]—বি. মেটে বোতল ॥ ডাবুইরে কৈরা তেল্ আনো। [ডাবর]।

ডাবুক্‌=[রা]—বি. বড় চামচ ॥ ডাবুক্ দি তর্‌কারি দেও। [দেখ ডাবুইর্ ; ডাব+ক]।

ডাবুয়া=[সি]—বি. নারিকেলের হুকা ॥ [দেখ ডাবা$_{2}$]।

ডাবুর্‌=[কুম]—বি. মাটির তৈরী পাত্র বিশেষ ॥ ডাবুরত্ পানি রাখ্ ॥ দেখ ডাবুইর্]।

২=[খু, কু]—বি. ছোট কলস ॥ এক্ ডাবুর্ পানি আনো। [অর্থ প্র.]।

ডাবুশ্‌=[ঢ়]—ক্রি. বিণ. পলকহীন, অবাক ॥ [অনু.]।

ডাবৈর্‌=[চা]—বি. মাটির পাত্র ॥ [<ডাবর]।

২=[রা, ফ]—বি. পিকদান ॥ ডাবেরে থুথু ফেলাও। [অর্থ প্র.]।

৩=[রা]—বি. এক মাল্লাই নৌকা ॥ একটা ডাবৈর্ ভাড়া কর্ ॥

ডাবো=[খু]—বি. টক ফল বিশেষ ॥

ডাবোইর্‌=[বা]—বি. কলসি, হাঁড়ি ॥ বাতের্ ডাবোইর্ থুইচে'। [দেখ ডাবুইর্]।

ডাবোর্‌=[ম]—বি. হাঁড়ি ॥ এক্ ডাবোর্ পানি নে মাঠে যা। [দেখ ডাবুইর্]।

২=[পা]—বি. পানের পাত্র ॥ [দেখ ডাবর্$_{2}$]।

ডাবোর্ দান্‌=[চা]—বি. কিছু সাদা কিছু লাল রঙের আমনী ধান বিশেষ ॥

ডাম্‌=[চা]—বি. অতিরিক্ত কাদা ॥ খেতে বর ডাম্ হৈসে। [<দাব (< দাবা) ; অর্থ প্র.]।

২=[খু]—বি. ধাক্কা ॥ গাড়ির্ ডাম্ লাগে পড়ে গেল্ ॥ [অর্থ প্র.]।

৩=[খু, বা]—বিণ. বোকা ॥ সোড়াডার মাথাত্ কিছু নেই একেবারে ডাব্ (খু)। [অনু.]।

৪=[চা]—বি. ওছার (মাছ ধরিবার উপকরণ) মধ্যস্থলের বাঁশ ॥ ডাব্‌ডা বাইংগা গেসে।

৫=[বা, কু, পা]—বি. কড়ি কাঠ ॥ গরের ডাব্ মজবুত করে দাও।

৬=[রা]—বি. বেতের তৈরী পানি সেঁচিবার উপকরণ ॥

৭=[বা]—বি. সুপারি গাছের মজবুত বাখারি।

৮=[কু, পা]—বি. কাপড় রাখিবার ঝুলন্ত বাঁশ ॥

ডাব্‌কুয়া=[রা]—বিণ. পাটহীন মেটে কুয়া ॥ [<দাব (<দাবা)+কুয়া (<কূপ সং)]।

ডাব্‌গি=[ক]—বিণ. বড় মানুষি ॥ ডাব্‌গি কথা সাইরা দে। [<দাপ (<দর্প সং)+কি প্র.]।

ডাব্‌গি মালা=[চট্ট]—বি. আগুন তোলার নারিকেলের মালা ॥

ডাব্‌ঠি=[রা]—বি. মাছ ধরিবার জাল বিশেষ ॥

ডাব্‌ঠি লাগা=[রা]—বি. ময়লা বা মাটি লাগিয়া থাকা ॥

ডাব্‌দান্=[পা]—বি. ভুট্টা ॥

ডাব্‌না=[খু]—বি. গালি বিশেষ ॥ তুই আমারে ডাব্‌না কৈয়ে গালি দিলি। [দেখ ডাব্‌না৪]।

২=[বা]—বিণ. দুশ্চরিত্রা ॥ [< দাওনা<দেবানহ্ دیوانه ফা.]।

৩=[খু]—বি. যে বেশী খায় ॥ [অর্থ প্র.]।

৪=[রা]—বি. পাখনা ॥ বেশি বাড়াবাড়ি করলে তোর ডাব্‌না ভেংগে দেবো। [<দাবনা]।

ডাব্‌বশ্ গুড্‌ডি=[চট্ট]—বিণ. চাউশ ঘুড়ি ॥ [ডাব্‌বশ্<চবুবুস+গুড্ডী হিং]।

ডাব্‌বো=[চট্ট,কুম,]—বি. নারিকেলের মালায় তৈরী বড় চামচ ॥ এক্ ডাব্‌বা তরকারি দ্যাও (কুম)। [<দর্বিক সং ; দেখ ডাবু]।

২=[কুম]—বি. মুঠি, অঞ্জলা ॥ এক্ ডাব্‌বা মুড়ি আনো। [অর্থ প্র.]।

ডাব্‌বাইশ্=[নো]—বি. এক প্রকার ঘুড়ি ॥ ডাব্‌বাইশ্ গুড়ির সুতা শক্‌তো লাগে। [দেখ ডাব্‌বশ্ গুড্‌ডি]।

ডাব্‌বি=[রা]—বি. চোনা, চৌকা ॥ [দেখ ডাব্‌বে]।

ডাব্‌বুয়া=[চট্ট]—বি. তরল বস্তু তুলিবার হাতা বা পাত্র ॥ [দেখ ডাব্‌বা]।

ডাব্‌বুর্=[ম]—বি. জিনিষ রাখিবার পাত্র বিশেষ ॥ [<ডাবর]।

ডাব্‌বশ্=[পা]—বি. চাউশ ঘুড়ি ॥ [দেখ ডাব্‌বশ্ গুড্‌ডি]।

ডাব্‌বৈ=[বা]—ক্রি. বিণ. সাঁতার কাটিবার সময় পা ছোঁড়া ॥ [<দাব্ (<দাবা)+ই প্র.]।

ডাব্ মারা=[ম]—ক্রি. গুল মারা, চাটু দেওয়া ॥ লোক্‌টা বর ডাব্ মার্‌তো যানে ॥ [ডাব্ (অনু.)+মারা]।

২=[সি]—ক্রি. পানিতে শব্দ করা ॥ মাসে ডাব্ মার্‌সে। [<ডাব ধ্বন্যা. +মারা]।

ডাব্‌রা=[কুম]—বি. মাটির পাত্র ॥ এক্ ডাব্‌রা দুদ্ ॥ [দেখ ডাব্‌বুর্]।

ডাব্‌রি=[রা]—বি. হুক্কার জন্য আগুন রাখার পাত্র বিশেষ ॥ [দেখ ডাব্‌বুর্]।

ডাব্‌লা=[ম]—বি. ছেঁড়া কাপড় ॥ ডাব্‌লা দিয়া কুপ্‌পিড়া মুসো।

ডাব্‌লানো=[চা]—ক্রি. চোটপাট করা ॥ ওয়্ হারা মুলুক্ ডাব্‌লাইয়া-লৈচে'। [<দাবড়ানো]।

২=[চা]—ক্রি. ঘোলা করা ॥ পানি ডাব্‌লাইস্ না। [অর্থ প্র.]।

ডাব্‌লো=[রা]—বি. হাতা, চামচ ॥ [<ডাব্‌বা]।

ডাব্‌ড্=[কু]—বিণ. চোর ॥ [< ধাবড়]।

ডাব্‌শ্=[পা]—বি. বিল ॥ ডাবশে মাস্ থাকে।

ডামাটি=[কু, পা]—বি. অস্ত্রের হাতল ॥ [দেখ ডাটি]।

ডামাট্=[পা]—বি. দা কাস্তে ইত্যাদির হাতল বা বাঁট ॥ [দেখ ডাট্ ৩]।

ডামাট্‌টা=[পা]—বিণ. রাগী, দুষ্ট ॥ সাওয়াটা বড় ডামাট্টা ॥ [দেখ ডাট্+আ প্র.]।

ডামিজা=[বা]—বি. অকৃতকার্যতা ॥ [<ড্যামেজ damage ইং]।

ডামিশ্=[পা]—ক্রি. বিণ. বিনষ্ট ॥ মাল্‌গুলি ডামিশ্ হয়ে গেসে। [দেখ ডামিশা]।

২=[খু, ক, বা]—বি. তাঁরকাটা ॥

ডামিশ্ দেওয়া=[বা]—ক্রি. ঠকানো ॥ তোরে এমন্ কৈরা ডামিশ্ দিমু। [দেখ ডামিশ্+দেওয়া]।

ডামিশি=[নো]—ক্রি. বিণ. অত্যা-ধিক পরিমাণ ॥ [দেখ ডামিশা]।

ডামেশ্=[ম]—ক্রি. বিণ. নষ্ট ॥ গরুডায় দান্‌খেত্‌টা খাইয়া ডামেশ্ কর্‌তাসে। [দেখ ডামিশ্]।

ডাম্=[সি]—বি. ধান শুকাইবার চাটাই ॥ দান্‌গুলি ডামে দিয়া হুকাও।

২=[সি]—বি. মোটা কাগজ ॥ সৈয়া বানাইতে ডাম্ লাগে। [<ডেমি demy ইং]।

৩=[পা]—বি. তিন (গুলিবাড়ি খেলার) ॥

ডাম্‌পাই করা=[পা]—ক্রি. ক্ষমতার বড়াই করা ॥ [দেখ ডম্‌ফাই+করা]।

ডাম্‌পে=[রা]—বিণ. বেকার, বোম্বাটে, বিলাসী ॥ ঐ ডাম্‌পুর্ সংগে দেবো, মেয়ের বিয়ে। [<ড্রেঁপো]।

ডাম্‌বুল্=[দি]—বিণ. মোটা সোটা ॥ [ঢবুস হিং]।

ডাম্‌রা ডোল্=[রং]—বি. কোলা-হল, কলরব ॥ [দেখ ডামাডোল]।

ডাম্‌শো=[খু]—বি. ফল বিশেষ ॥

ডায়া=[পা]—বি, বড় কালো পিঁপড়া ॥ [দেখ ডাইয়া]।

ডায়োর্=[বা]—বি. বর্ষা ॥ [< ধার<ধারা সং]।

ডায়্=[খু]—অব্য. গরু তাড়াইবার সংকেত ॥ ডায়্ গরু ডায়্। [অনু.]।

ডারা=[সি]—বি. শাড়ি বা ধুতির পাড় ॥ [<ডোর সং+আ প্র.]।

ডারি ঘর্=[রং]—বি. বৈঠকখানা ॥ ডারিঘরে বশে তাংও খায়া আও বাহে। [দেখ ডারিয়া ঘর্]।

ডারি মাঝি=[রং]—বি. <দাঁড়ী মাঝি ॥

ডারিয়া ঘর্=[রং]—বি. বাহিরের বসিবার ঘর ॥ ডারিয়া ঘরত্ বৈছে।

ডারুয়া=[রং]—বিণ. লক্ষ্মীছাড়া ॥ [<ধার (ঋণ)+উয়া প্র.]।

ডার্=[খু]—বি. রাস্তা ॥ [<ধার <ধারা সং]।

২=[নো]—বি. বাদলা, অবিরাম বৃষ্টি ॥ [অর্থ প্র.]।

৩=[খু]—বি. <দাঁড় ॥

ডার্কি=[দি]—বি. মাছ ধরিবার বাঁশের তৈরী যন্ত্র ॥ [দেখ ডাঁড়্কি]।

২=[রং]—বিণ. মূল, গোড়া ॥ তুই ই কামের্ ডার্কি।

ডার্কিনি=[দি]—বি. মাছ ধরিবার উপকরণ বিশেষ ॥ [দেখ ডার্কি+নি প্র.]।

ডার্হা=[ফ]—বিণ. বড় ॥

ডালন্=[বা, য, খু—বি ছোট কলসী, ভাণ্ড ॥ ডালন্ বৈরা পানি আনো।

ডালম্=[কুম]—বি. ডালিম ফল ॥

ডালা=[চা]—বি. নূতন বিবাহিতার সঙ্গে আনীত মিষ্টি ॥ [<ডল্লক সং ; অর্থ প্র.]।

২=[বা, চা, ফ, খু]—বি. ডাল পালার তৈরী মাছের আশ্রয় ॥ ডালা পর্লে বিলে মাস্ ধরা যায়। [< ডাল+আ প্র.]।

৩=[রা]—বি. উৎকোচ, ঘুষ ॥ [দেখ ডালা ; অর্থ প্র.]।

৪ =[চট]—বি. মাটি কাটার ঝুড়ি॥ [দেখ ডালা ; অর্থ প্র.]।

৫=[সি, খু, পা]—বি. বাঁশের তৈরী প্রশস্ত পাত্র॥ ডালার মধ্যে ধরিহ্' শুকায়্। [দেখ ডালা]।

৬=[ক, পা]—বি. টুই, টিনের ঘরের ফাঁকা কোণগুলি আবৃত করিবার টিন ॥ [দেখ ডালা ; অর্থ প্র.]।

৭=[কুম]—ক্রি. অর্পণ করা, বর্জন করা ॥ পাতের্ শব্ বাড় তোরে ঢাইল্যা দিম্। [<ঢালা]।

৮=[সি, পা]—বি. স্রোত ॥ [অর্থ প্র.]।

ডালা উব্রা=[চা]—বি. এক পাত্র হইতে অন্য পাত্রে নাড়া চাড়া ॥ মাস্টা ডালা উব্রা কর। [দেখ ডালা, +উবরা (উদ্ভ সং)]।

ডালা উব্রি=[চা]—বি. নামাইয়া পুনরায় গুদামজাত করা ॥ পাট্গুলি ডালা উব্রি কৈরা রাখো। [দেখ ডালা উব্রা]।

ডালা ডালা=[সি]—বিণ. প্রশস্ত, বড় ॥ [অনু.]।

ডালা বরা=[কুম]—বি. বিয়ের সরঞ্জাম ॥ পাল্কি দিয়া ডালাবরা পাডাইসে। [দেখ ডালা+ভরা]।

ডালা শিকার্=[কুম, চা]—বি. রাত্রে বাতি জ্বালাইয়া মাছ শিকার ॥ লও ডালা শিকার্ কর্তে যাইমু।

ডালা হালানি=[চট]—বি. মাছের জন্য কোন জলাভূমিতে ডালপালা ইত্যাদির সমাবেশ করা ॥ [দেখ ডালা +ফালানি=ফেলানো]।

ডালি=[রং, ম, কুম]—বি, ডালা, ধামা ॥ মাছের্ ডালি(রং)। [<ডালা ; (ক্ষুদ্রার্থে) ই প্র.]।

২ =[ফ]—বি. নৌকার উপরের পুরু তক্তা ॥

ডালি কচু'=[কুম]—বি, ছড়া কচু ॥ [ডাল+ই প্র.]।

ডালু=[সি]—বি. গুড় রাখার মাটির হাঁড়ি ॥ ডালু বরা মিঠাই খাবার্ দিস্ গেসে গ্যা।

ডালু ঞালু=[চা]—ক্রি, বিণ. হতাশ, কিংকর্তব্যবিমূঢ় ॥ ডালবালু কৈরা চাহা ইলে কি ঐবো, আরায় লগে যাইতেই ঐবো। [অনু.]।

ডালুয়া=[সি]—বিণ. ডালে উৎপন্ন ॥ ডালুয়া কাঁঠাল্ বর অয়্ না। [< ডাল+উয়া প্র.]।

২=[সি]—বি. শাখা নদী ॥ ডালুয়াটা বিলে গিয়া পর্সে ॥ [অর্থপ্র.]।

ডালেম্=[চা]—বি. <ডালিম ফল ॥

ডালোব্=[রা]—বি. কৌতুক ॥ শব্ শমর্ ডালোব্ ভালো নয়্। [অনু.]।

ডাল্=[রা]—বি, নাকের অলংকার বিশেষ ॥ [<ডাল(<ডালী প্রাং)এর আকৃতি বিশিষ্ট]।

২=[কুম, চট]—বি. ললাট ॥ বৈরের্ ডাল্ দিয়্যা গ্যাসে গ্যা (কুম)।

৩=[পা]—বি, সহায় ॥ যার্ কেউ নাই খোদাই তার্ ডাল্। [<ঢাল ; অর্থপ্র.]।

৪=[ভা]—বি গুটির চাল ॥ অহন্ তোমার্ ডাল্।

ডাল্ কুল্=[চা]—বি. উপায় ॥ এতিম মাইয়াডার্ কোন ডাল্কুল্ নাই। [দেখ ডাল্৩+কুল=কিনারা]।

ডাল্গনধেয়া=[রা, সি]—বি. বন বিড়াল জাতীয় চতুষ্পদ প্রাণী ॥ [< ডাল(শাখা)+গন্ধ+আ ; অর্থপ্র.]।

ডাল্চিনি=[রা]—বি. ডালপালা ॥ [<ডাল(শাখা)+চিনি] ॥

ডাল্ডুল্=[সি]-বি. ডালপালা ॥ [< ডাল(শাখা)+ডুল(অনুঃ)]।

ডাল্না=[ম]—বিণ. প্রশস্ত, বড় ॥ আতৃতির্ কান্ পলাশ্ পাতার্ মতন্ ডাল্না। [<চাল+আ প্র.]।

ডাল্না ডাল্না=[পা]—বিণ. ড্যাব-ডেবে ॥ ডাল্না ডাল্না চৈ'ক্ কৈরা চা'য়া আসস্ ক্যা? "[দেখ ডাল্না ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

ডাপা=[খু, ফ]—বি, খাট বা চৌকির আড়াআড়ি কাঠ ॥ চ'কির্ ডাপাড়া বাইংগা গেসে গ্যা .(ক)। [<ঠাঁচ হিং]।

২=[য]—বিণ. চমৎকার ॥ তোমার মেয়েটি খুব ডাগা। [তুং খাসা]।

৩=[খু]—বিণ. আধপাকা ॥ ডাগা আম্। [<ডাঁশা]।

৪=[য]—বি. ছাতা ॥ ডাগা মাথে মাথাই যায়। [দেখ ডাগা]।

৫=[রা]—বিণ. জাগ্রত, ভাসা ॥ ডাগা চক্ষু।

৬=[রং]—বিণ. কঠিন, হৃদয়হীন, নির্দয় ॥ লোক্‌টা বড় ডাগা।

ডাগা ডাগা=[পা]—বিণ. বড় বড় ॥ [অনু.]।

ডাশ্=[পা]—বি. মাছির ন্যায় আকৃতির পোকা বিশেষ ॥ [ডাঁশ <দংশ সং]।

ডাশ্ কাইনা=[য]—বিণ. বিশ্রী ॥ সাপর্ কাটটা দেখতে ডাশ্‌কাইনা।

ডাশ্ কাইলা=[য]—বিণ. বড় ॥ ঘরের্ দর্‌যাটা ডাশ্‌কাইলা ॥

ডাহর্=[য]—বিণ পোক্ত ॥ [দেখ ডাকর্]।

২=[রা,রং]—বি. মহরমের তাজিয়া ॥ [দেখ ডাগা]।

৩=[রং]—বি. মায়া, মমতা ॥ [< দাহা <দাহ; অর্থ প্র.]।

ডাহাইত্=[পা]—বি. দুরন্ত ॥ কি ডাহাইত্ সেলে॥ [<ডাকাইত]।

ডাহাইল্‌লা=[ঢা]—বিণ. ঢাকার তৈরী ॥ ডাহাইল্‌লা পাইলা। [<ঢাকা (শহরের নাম বিশেষ)+ই+লা প্র.]।

ডাহাডা=[পা]—বি. হাতা, মালার তৈরী চামচ ॥

ডাহাডাহি=[পা]—বি. ঝগড়া ॥ ডাহাডাহি কর ক্যা? [<ডাকাডাকি; অর্থ প্র.]।

ডাহাডোহা=[কুম, নো]—বি. ওল কচুর মত বনজ কচু বিশেষ ॥

ডাহাতি=[পা]—বি. সর্বনাশ ॥ একেবারে ডাহাতি আর্ কি। [< ডাকাতি]।

ডাহাত্=[য]—বিণ. <ডাকাত ॥

ডাহানো=[কুম]—ক্রি. তাড়ানো ॥ [ধাককানো<ধাক্কা+আনো প্র.]।

ডাহাবাযি=[ঢা]—বি. শঠতা ॥ পরের লগে ডাহাবাযি করা যায় না। [<ডাকা (<ডাকাত)+বাযী بازی ফা. প্র.]।

ডাহাবারি=[ঢা]—বি. ঢাকাও বাড়ি যাতায়াত ॥ আইয়্ তিন্‌দিন্ ধরিয়া ডাহাবারি লরালরি কর্‌তাসি। [<ঢাকা (শহর বিশেষের নাম)+বাড়ি]।

ডাহারিয়া=[য]—বিণ. বড় ॥ আম্‌গুলো ডাহারিয়া অসে। [দেখ ডাকর্ +ইয়া প্র.]।

ডাহি=[খু, ক, চ, কুম, য]—বি. ঢেঁকিতে তৈরী ধামা ॥ এক্ ডাহি চাউল্। [< ঢাক+ই প্র.]।

ডাহিন্=[রা]—বি. বড় টিকটিকি ॥ ডাহিন্‌ভিঠি টিক্‌টিক্ কর্‌ছে। [দেখ ডাহিন্]।

ডাহু=[পা]—বি. <ডাহুক ॥

ডাহুকি=[দি]—বি. ক্ষেত নিড়াইবার কাস্তে ॥

ডাহুন্=[ফ]—বি. হাঁড়ির সরা ॥ পাইলার্ মুখের্ ডাহুন্ কৈ। [< ঢাকুন<ঢাকা+উন প্র.]।

ডাহুন্ পিডা=[পা]—বি. এক প্রকার পিঠা ॥ [দেখ ডাহুন্+পিঠা]।

ডাহের্ কতা=[ঢা]—বি. প্রবাদ ॥ [দেখ ডাকের্ কথা]।

ডাইহে=[বা]—বি. ঢাকনি ॥ ডাইহে দিয়া খাওয়ার্ জিনিস্ ডাইহা থোও। [< ঢাকনে<ঢাকনি]।

ডাহেন্=[কুম]—বি. বন, মাঠ ॥ এই ডাহেনে দশ্‌টা গরু আসে।

ডাহোনি=[ক]—বি. <ঢাকনি ॥ বাতের্ পাইল্যার্ ডাহোনি কৈ? [< ঢাক (<ঢাকা)+নি প্র.]।

ডাহোন্=[ফ]—বি. সরা বা ঢাকনি ॥ ডাহোন্ দিয়া বাত্‌গোন্ গুড়িয়া থোত। [দেখ; ডাহুন্]।

ডি

ডি=[গি]—বি. জোট ॥ হক্‌কল্ পাখিয়ে ডি বান্‌সে।

ডিঅল্=[চট্ট]—বিণ. <দীঘল, লম্বা ॥ [<দীঘ্ (<দীর্ঘ সং)+অল প্র.]।

ডিইল্যা=[চট্ট]—বিণ. দীর্ঘদেহী বক বিশেষ ॥ [দেখ ডিঅল্+ইয়া প্র.; অর্থ প্র.]।

ডিঔলগা=[বা]—বি, তাল নারিকেল ইত্যাদি গাছের পাতার বৃন্ত ॥ [দেখ ডাইগ্যা]।

ডিউট্‌টা=[য]—বি. লোভী ॥ বেটা বর ডিউট্‌টা। [দেখ ডিট্+উয়া প্র.]।

ডিং=[চট্ট]—বি. <ঢিল ॥ ব্যাং দেখ্‌লে পোয়াউয়া ডিং মারে।

ডিংগর্=[রা]—বি. এক প্রকার গালি ॥ [<ডিঙ্গর সং]।

ডিংগা=[রা]—বি. কলা গাছের ভেলা ॥ [<ডিঙ্গা]।

ডিংগা মানিক্=[গি]—বি. সুমিষ্ট কলা বিশেষ ॥

ডিংগারিয়া=[বা]—বি. নবমী ও দশমীর মরা জোয়ার ॥

ডিংগার্=[বা]—বিণ. পেটুক ॥ সেমাড়া বর ডিংগার্। [দেখ ডিংগর্; অর্থ প্র.]।

ডিংগি=[ব.]—বি. ডিমপাড়ে নাই এমন ডাগর মুরগী ॥ [<ধিঙ্গি কিংবা ডেগি]।

২=[খু]—বি, ছোট নৌকা বিশেষ ॥ [<ডিঙ্গি; তুং ডেংগী হিং]।

ডিংগ্ইর‍্যা=[চট্ট]—বি. চর অঞ্চলের বৃহদাকার পাখী বিশেষ ॥

ডিংগে মারা=[খু]—ক্রি. পায়ের আঙুলের উপর দাঁড়ান ॥ [<ডিংগা (<ডিঙান)+মারা]।

ডিংগোনি=[য]—বি. ব্রণ, ফুস্কুড়ি ॥ ডিংগোনিতে ওর মুখ ভরে গেসে।

ডিংডিংগা=[সি]—বিণ. লম্বা ॥ ডিংডিংগা বেটায় গতর নাই। [<ডিং ডিং (অনু.)+আ প্র.]।

ডিঁ=[চট্ট]—বি. দীঘি ॥ ডিঁর্ ইনদি ক্যা আনয় ভরা ॥ [<দিহি <দীঘি (<দীর্ঘিকা সং)]।

ডিঁইল্যা=[চট্ট]—বি. দীর্ঘদেহী বলাকা বিশেষ ॥ [দেখ ডিইল্যা]।

ডিঁইয়ান্=[চট্ট]—বি. গুঁতা দেওয়া ॥ দেখ ডিঁয়ানো,]।

ডিঁকি=[য়া]—বিণ. ডাগর, বড় ॥ ডিঁকি মুরগির্ গোস্তো ভাল। [দেখ ডিংগি]।

ডিঁড়ে=[দি]—বি. মাছ ধরিবার অস্ত্র ॥

ডিঁয়া=[চট্ট]—বি. বাছুর ॥ [< ডেকয়া]।

২=[চট্ট]—বি. ঘুঘি ॥ [দেখ ডাহা-ডাহি]।

ডিঁয়ানো=[চট্ট]—ক্রি. খেপানো ॥ [দেখ ডিঁয়া+নো প্র. ; নামধাতু]।

২=[রং]—ক্রি. গুঁতা দেওয়া, ঠোকনা মারা ॥

ডিঁহরন্=[চট্ট]—ক্রি. বি. পশুকে রশি দ্বারা বাঁধিয়া চরিতে দেওয়া ॥ [দেখ ডিগ্‌রা]।

ডিকা=[সি]—বি. ভর, ঠিকা ॥ ঘরে ডিকা না লাগাইলে তুফানে ঘর্ পৈরা যাইবো। [<ঠকা, ঠেকা]।

ডিকুর্=[ঢা]—বি. নীচমনা ॥ লোক্‌টা বর ডিকুর্। [দেখ ডিংগর্]।

ডিকোমড়া=[নো]—বি. কচি কুমড়া ॥ [দেখ ডিক্ + কুমড়া (কুষ্মাণ্ড সং)]।

ডিক্=[চট্ট]—বিণ. কাঁচা ॥ ডিক্ বাঁশ্। [দেখ ডিগা]।

২=[সি]—বি. ঠেস ॥ ঘর্‌ডা কাইত্ ঐ গেসে, বাশের্ ডিক্ দেও। [দেখ ডিকা]।

ডিক্‌কিরি=[দি]—ক্রি. বিণ. গর্জন করিয়া ॥ ষাঁড়টা ডিক্‌কিরি বেড়াচ্ছে। [<ডুককানিয়া (<ডুকরান)]।

ডিক্‌রানো=[ঢা]—ক্রি. চীৎকার করা ॥ [<ডুকরানো]।

ডিগা=[সি]—বিণ. অপক্ব ॥ ডিগা বাশ্ কাইলে কেরে? [<ডগা (< উদগ্র সং)]।

ডিগি=[য়া]—বি. <দীঘি ॥ ডিগিত্ খুব্ মাছ্ আছে।

২=[নো, চট্ট]—বি. কচু কলা সুপারি প্রভৃতি গাছের সদ্য নির্গত কুঁড়ি ॥ [দেখ ডিগা]।

ডিগ্=[য]—বি. কলাগাছের অগ্রভাগের পাতা ॥ [দেখ ডিগা]।

ডিগ্‌ ডিগাইয়া=[সি]—ক্রি. বিণ. হাঁটু কাঁপাইয়া ॥ লোক্‌টা ডিগ্‌ডিগাইয়া আডে। [<ডিগ্‌ডিগ্ (অনু.)+আ+ইয়া প্র.]।

ডিগ্‌ডিগি=[সি]—বি. পায়ের উপর ভর দিয়া দাঁড়াইতে পারা ॥ [দেখ ডিগ্ ডিগাইয়া]।

ডিগ্‌ডিগ্ করা=[ঢা]—ক্রি. বেশী খাওয়ার দরুন অস্বস্তি বোধ করা। [দেখ ডিগ্ ডিগাইয়া]।

ডিগ্‌দারা=[সি]—বি. লম্বা দড়ি, খুঁটা ॥ ডিগ্‌দারা দি গরু কত পাল্‌বায় [<দিগ(<দীর্ঘ সং)+দড়া]।

ডিগ্‌রা দেওয়া=[সি]—বি. খুঁটিতে বাঁধিয়া পশুকে ঘাস খাইতে দেওয়া ॥ সাগল্‌টারে ডিগ্‌রা দেও। [দেখ ডিগ্‌দারা]।

ডিগ্‌রিয়ালা=[য]—বিণ. ক্রোধ উদ্রেককারী ॥ হের্ কথাই ডিগ্‌রিয়ালা। [<জিগর جگر ফা.+ই+অলা]।

ডিগ্‌লা=[কুম]—বি. গরুকে ঘাস খাওয়াইবার সময় খুঁটিতে বাঁধিয়া রাখিবার দড়ি ॥ [দেখ ডিগ্‌রা দেওয়া ; অর্থপ্র.]।

ডিগ্‌লি পারা=[পা]—ক্রি. লাফা-লাফি করা, এদিক ওদিক দৌড়া-দৌড়ি করা। সাওয়াটা বড় ডিগ্‌লি পাড়ে। [দেখ ডিল্‌কি+পাড়া]।

ডিঘি=[য়া]—বি. <দীঘি, পুকুর ॥

ডিটা=[সি]—বিণ. অলস, কুঁড়ে ॥ মাইয়াডা বর ডিটা।

ডিটান্=[সি]—বি. প্রবাদ ॥ [দৃষ্টান্ত]।

ডিটান্ দেওয়া=[সি]—ক্রি. প্রবাদ বাক্য বলা, দৃষ্টান্ত দেওয়া ॥ বৌডা কথায় কথায় ডিটান্ দেয়। [<দৃষ্টান্ত +দেওয়া]।

ডিট্‌য়া=[সি]—বিণ. কুদৃষ্টি দেয় যে, লোভী ॥ [দেখ ডিট্+উয়া প্র.]।

ডিট্=[সি, চা, য]—বি. অশুভ দৃষ্টি, কুনজর ॥ কার্ ডিট্ লাইগ্যা বানি অসুখ্ কর্‌সে। [<দিঠ(দৃষ্টি সং)]।

ডিট্ পোরানো=[সি]—ক্রি. কুনজর লাগিলে পানে তেল মাখিয়া পেটে মালিশ করিয়া পোড়ানো ॥ [দেখ ডিট্+পোড়ানো]।

ডিট্ লাগা=[সি]—ক্রি. কুনজর লাগা ॥ [দেখ ডিট্+লাগা]।

ডিট্‌টা=[কুম]—বিণ. পেটুক ॥ ডিট্টাদের্ শরির্ ভালো অয় না। [দেখ ডিটুয়া]।

ডিডানো=[চট্ট]—ক্রি. পাঠানো ॥

ডি ডি=[খু]—অব্য. গরু তাড়াইবার ইঙ্গিত ॥ [ধ্বন্যা.]।

ডিড়েই=[দি]—বি. বাঁশের কাঠির তৈরী মাছ ধরিবার উপকরণ বিশেষ ॥

ডিড্=[চা]—বি. অশুভ দৃষ্টি ॥ [দেখ ডিট্]।

ডিন্=[কুম]—বিণ. সকল, সমস্ত ॥

ডিপা=[বা, ঢা, কুম]—বি. ছিপি ॥ বোতলের্ ডিপা লাগা।

২=[ক]—বিণ. মুখ বন্ধ, ভর্তি ॥ ডিপা ওক্কায় তামুক্ খাওন্ যায় না। [অর্থপ্র.]।

ডিপাডিপ=[পা]—বি. মাথার মাথার আঘাত ॥ গরু দুটো ডিপাডিপি কর্‌সে। [অনু.]।

২=[সি]—বি. গড়াগড়ি॥ [অর্থপ্র.]।

ডিপানি=[পা]—বি. আঘাত॥ [দেখ ডিপাডিপি]।

ডিপ্‌লা=[ম]—বি. ছিপি॥ শিশিডাত্ ডিপ্‌লা দে। [দেখ ডিপা+লা প্র.]।

২=[ঢা]—বি. জোড়াতালি॥ নাও-ডাত্ ডিপ্‌লা দিয়া লও। [অর্থপ্র.]।

ডিপ্=[বা]—বি. স্তূপীকৃত পানা বা শেওলা॥ খেতের্ ডিপ্ শাফ্ কর্॥ [<চিপি, ঢিবি]।

২=[পা]—বি. গর্ত॥ [<ডোবা]।

ডিপ্‌ডি=[রং]—বি. স্কুলের সাব ইনস্‌পেক্টর॥ [<ডিপুটি deputy ইং]।

ডিপ্‌শি=[খু]— ছিপি, কাক॥ [দেখ ডিপা+শি]।

ডিকা=[সি, কুম]—বি. ছিপি, কাক॥ বোতল্‌ডাত্ ডিকা লাগা। [দেখ ডিপা]।

ডিবি=[বা]—বি. প্রদীপ, কুপি॥ [<দিপ(<দীপ)+ই]।

২=[সি]—বি. কৌটা, বাটা॥ ডিবিত্ গুপারি রাখ্। [<ডিবা]।

ডিব্=[কুম, পা]—বি. গর্ত॥ [দেখ ডিপ্‌২]।

ডিব্‌রি=[ম]—বি. চেরাগ, টেমি॥ [দেখ ডিবি+রি প্র.]।

ডিব্‌লা=[ম]—বি. পুঁটুলি॥ [দেখ ডিপ্‌লা]।

ডিমক্=[ম]—বি. বাহাদুরি॥ লোক্‌টা বর ডিমক্ দেহায়। [<ঠিমক<ঠমক অথবা দিমাগ دماغ ফা.; তুং ঠুমক হিং]।

ডিমা=[নো]—বি. খুব তিতা এক-প্রকার শাক॥ হেডের্ অশুখে ডিমার্ হাগ্ খাওন্ লাগে।

২=[চট্ট, ঢা, কুম]—বি. ডিম॥ কাইলার্ ডিমা বৌত্ হোয়াদ্। [<ডিম (<ডিম্ব সং)+আ প্র.]।

৩=[ম]—বি. গুটি, কঠিন পদার্থের চাকা॥ এক্ ডিমা শাবান্ আনো। [অর্থপ্র.]।

৪=[পা]—বি. কাপড় কাচা সাবান॥ ডিমার্ শের্ কত? [দেখ ডিমা৩; অর্থ প্র.]।

৫=[সি, ম]—বিণ. ধীর, গম্ভীর॥ তার্ চ'ল্‌তি বর ডিমা। [<ঢিমা, ঢিমে; তুং ধিমা, ধিমে]।

ডিমাগ্=[কুম]—বি. অহঙ্কার॥ ডিমাগের্ ঠেলায় কথা কওনা যে। [<দিমাগ دماغ ফা.; দেখ ডিমক্]।

ডিমা তেতালা=[সি]—বি. অলস॥ [দেখ ডিমা৫+তে (<ত্রি)+তাল+আ প্র.]।

ডিমার্ হাগ্=[কুম]—বি. একপ্রকার শাক॥ [দেখ ডিমা+র(সম্বন্ধে)+শাক]।

ডিমাল্=[সি]—বিণ. ডিমওয়ালা॥ [<ডিম(<ডিম্ব)+আল প্র.]।

ডিমি=[চট্ট]—বি. ফল বিশেষ (চাল কুমড়া)॥

ডিমিক্‌গিরি=[ঢা]—বি. অহঙ্কার॥ বেশি ডিমিক্‌গিরি বালা না। [দেখ ডিমাগ্+গীরী گیری ফা. প্র.]।

ডিম্যাক্=[রা]—বি অহঙ্কার॥ অত ডিম্যাক্ ভাল না। [দেখ ডিমাগ্]।

ডিয়া=[সি]—বি.ঠেস, হেলান॥ [দেখ ডিকা]।

ডিয়রন্=[চট্ট]—ক্রি. বি. পশুকে দড়ি দিয়া বাঁধিয়া চরিতে দেওয়া॥ [দেখ ডিঁহরন্]।

ডিয়রি=[ঢা]—বি. মরাকান্না, চীৎকার॥

ডিয়ল্=[চট্ট]—বিণ. <দীঘল, দীর্ঘ। ডিয়ল্ বাইত্॥ [দেখ ডিঅল্]।

ডিয়া=[কুম]—বি. বাছুর॥ গরুর্ ডিয়া দুদ্‌খায়।

২=[ম]—বি. হালের সামনের আব-র্জনা॥ ডিয়া ফালাইয়া দ্যাও। [দেখ ডিপা২]।

৩=[রং, সি]—বি. ঠোনা, ঠেলা, ধাক্কা॥ ডিয়া না দিলে গুরেত্ত্তন্ উঠ্‌তো না। [দেখ ডিকা]।

ডিয়াই=[চট্ট]—অস. ক্রি. ধরিয়া॥ আঁই তোয়ারে ডিয়াই পড়াইবার্ ন পাইতাম্।

ডিয়ানো=[সি]—ক্রি. কোনও কিছুর উপর দিয়া চলিয়া যাওয়া, ডিংগানো॥ [<ডিঙ্গানো (<ডিঙ্গা+নো)]।

২=[কুম, সি]—ক্রি. প্রহার করা॥ [<ঠেঙ্গানো]।

৩=[পা]—ক্রি. চপেটাঘাত করা॥ কেনে ডিয়ালু তুই। [অর্থ প্র.]।

ডিয়াবাত্তি=[ম]—বি. দেয়াশালাই॥ [<দিয়া হিং <দীপ সং+বাত্তি (বর্তিকা সং)]।

ডিয়ি=[খু]—বি. <ডিঙ্গি, ছোট নৌকা॥

ডিয়ো=[খু]—বি. ফল বিশেষ॥ [<ডেউয়া (<ডহু সং)]।

ডির্‌টানো=[কুম]—ক্রি. উঠানামা করানো॥ তারে শয়্‌তানে ডির্‌টায়।

ডিলা=[কুম]—বিণ. অলস॥ এইডা ডিলা মাইন্‌শের কাম্ না। [<ঢিলা]।

২=[কুম]—বি. কলস॥ [<ঠিলা <ঠিল্লয়া হিং]।

ডিলা লওয়া=[ঢা, কুম, ম]—ক্রি. মাটি বা পাথরের টুকরা (কুলখ) দিয়া শৌচ ক্রিয়া করা॥ [<ঢিলা লওয়া]।

ডিলিক্=[ফ]—বি. স্ফূর্তি॥ সেড়া-ডায় বড় ডিলিক্ করে।

ডিলিক্ ডিলিক্=[ঢা]—বি. অতি-রিক্ত স্ফূর্তি জনিত ভাব॥ [দেখ ডিলিক্ আতিশয্যে শব্দদ্বিত্ব]।

ডিলিপ্ দেওয়া=[ফ]—ক্রি. দুই পায়ের বৃদ্ধাঙ্গুলীর উপর ভর দিয়া দাঁড়ানো। [<ডিংগি; দেখ ডিল্‌কি+দেওয়া]।

ডিলির্ ডিলির্=[ঢা]—বি. অতি-রিক্ত স্ফূর্তি জনিত নাচ॥ [অনু.]।

ডিল্যা=[পা]—বি. অলস প্রকৃতির, ঢিমে তেতালা॥ তোর্ মত ডিল্যা বেটা আমি আর্ দেহি না। [<ঢিল

ডিল্=[পা, ম]—বি. ডৌল, গঠন॥ মাইয়াডার্ ডিল্ মন্দ না। [ডৌল হিং]।

ডিল্‌কি=[পা]—বি. আহ্লাদ॥

২=[ঢা]—ক্রি. বি. পায়ের আঙুলের উপর ভর দিয়া দাঁড়ান। [দেখ ডিলিপ্ দেওয়া]।

ডিল্কোচ'া=[বা]—বি. গাফিলতি॥ পরাক্রমায় ডিল্কোচ'া দিও না॥ [<ঢিল (<ঢিল্ল প্রাঃ <শিথিল সং)+কাছা (কচ্ছ সং); বাগ্ধারা]।

ডিল্খি=[কুম]—ক্রি. লাফ॥ ডিল্খি দিয়া পড়ুসে। [দেখ ডিল্কি]।

ডিল্ডাল=[সি]—বি. বিলাসিতা॥ [অনু.]।

২=[পা]—বি. চেহারা ছবি॥ ব্যায়া-ডার্ ডিল্ডাল্ বানাই। [ডৌল ডৌল হিং]।

ডিল্ডিলা=[ম]—ক্রি. বিণ. ঢিলা॥ গরুডা ডিল্ডিলা কৈর‍্যা বাইন্দো না। [<ঢিল (দেখ ডিল্কোচ'া)+ঢিলা]।

ডিল্লা=[কুম]—বি. কলস॥ [দেখ ডিলা₁]।

ডিল্শক্ত=[ক]—বিণ. মানান সই॥ মাওডা বড় ডিল্শক্ত। [দেখ ডিল্কি+শক্ত]।

ডিল্হি=[ঢা]—বি. হাঁকডাক, নাম-ডাক॥

ডিলবাদ্=[ঢা]—বি. [দেখ ডিল্কি]।

ডিলানো=[খু]—ক্রি. পিং দ্বারা আঘাত করা॥ শালুটা ডিলায়্। [<ঢুলানো]।

ডিল্মা=[পা]—বি. আন্দাজ, বরাদ্দ॥

ডিল্নে=[কু]—বি. জ্ঞান, আক্কেল॥ [দেখ ডিপ্না]।

ডিহা=[কুম]—বি. খোঁচা॥ কিসের্ ঘানি ডিহা লাগুসে। [দেখ ডিকা]।

ডিহাল্=[রা]—বি. প্রদীপ॥ [<দিয়া হিং<দীপ সং+ল প্র.]।

ডু

ডুইন্ডা=[ম]—বিণ. ঝগড়াটে॥ মাইয়াডা বড়্ ডুইন্ডা। [<দন্দ্(<দ্বন্দ্ব সং)+ইয়া প্র.]।

ডুইর্=[চট্ট]—বি. <ডুলুর॥

ডুইর্গ্যা=[চট্ট]—বি. মাছ রাখিবার পাত্র॥ ডুইর্গ্যাত্ মাস ন আসে।

ডুংকর্=[খু]—বি. কাঁটা গাছ বিশেষ॥

ডুংগা=[ম, বা]—বিণ. ভবঘুরে, চরিত্রহীন॥ সেরাটা ডুংগা হৈয়া গেসে।

২=[সি]—বি. কাগজ বা খোলের তৈরী ঠোঙা॥ ডুংগাত্ কৈর‍্যা কিস্থ আলু আইনো। [<ঠোংগা]।

৩=[ম]—বি. পূজার উপকরণ সহ কুলা॥ [অর্থপ্র.]।

৪=[খু]—বি. তালগাছ ফাঁপা করিয়া তৈরী ডিঙ্গি॥ ডুংগায় করে খালে যা, দড়্ দেখে আয়্। [দেখ ডোংগা, ডিংগা]।

৫=[পা]—বিণ. হাস্যরসিক॥ [<ঢং+ইয়া প্র.; ডুং ঢোং হিং]।

৬=[সি]—বি. শস্যভাণ্ডার॥ ডুংগির্ চা'উল্ খাইয়া বেটার্ কুটামি দেহো॥

ডুংগ্যা=[পা]—বিণ. যে বেশী কাঁদিতে পারে॥ [দেখ ডুংগা₂]।

ডুং দেওয়া=[সি]—ক্রি. মাঝখানে বাঁকিয়া যাওয়া॥

ডুংরা=[সি]—বি. <ডুমুর॥ ডুংরার্ পাতা দি পিং বাস্ যবা॥

ডুংলা=[কু, পা]—বিণ. ফাঁপা॥ ডুংলা বাশ্॥ [<ঢোল+লা প্র.]।

ডুংগি=[কুম]—বি. ডাঁটা, তরকারী॥

২=[ম, রা]—বি. মাটির তৈরী দৈ এর পাত্র॥ এক্ ডুংগি দৈ॥

ডুড়=[রা]=বি. তাগা, কোমরের সুতা॥ ছাওয়াল্টার্ কোমরে ডুঁড় নাই। [<ডুর(<ডোর সং)]।

ডুকি=[কুম, পা]—বি. ভাত রাখার ছোট হাঁড়ি॥ বাবাই বৌ দুইজনের্ লাইগ্যা একটা ডুকিই ঐবো।

ডুকুল্=[রা]—বি. অনুরূপ, সমান॥ তোমার্ ডুকুল্ খারাপ্ মানুশ্ আর্ দেখি না। [<চক+উল প্র.]।

ডুক্কাইর্=[ম]—বি. চীৎকার॥ বেডিডা ডুক্কাইর্ পাইরা কান্তাসে। [<ডুকার=ডুক্রান]।

ডুক্কার্=[সি]—বি. হুংকার॥ হারুটা ডুক্কার্ দিতাসে। [দেখ ডুক্কাইর্]।

ডুক্কি=[কুম, চট্ট]—বি. ডুব॥ ঠান্ডা পানিত্ বেশি ডুক্কি মারিস্ না। [<ডুব+কি]।

ডুক্ ডুক্=[ঢা]—অব্য. কপাটি খেলার বুলি বিশেষ॥ অর্ ডুক্ডুক্ কৈরা ডাক্ দেহ্। [ধ্বন্যা.]।

ডুক্না=[পা]—বি. বালতি॥

ডুক্রানো=[সি, কুম]—ক্রি. হুংকার দেওয়া॥

ডুক্রিয়া=[সি]—ক্রি. বিণ. উচ্চৈঃ-স্বরে॥ [দেখ ডুক্রানো]।

ডুক্লা=[ম, সি]—বি. অসভ্য, নিকৃষ্ট জাতি বা সম্প্রদায়॥ [<দোগলা হিং]।

ডুক্শা=[ফ]—বি. মাটির বাসন॥

ডুখা=[পা]—বি. ঘুষি॥ ডুখা খাইর‍্যা হালাই দে।

ডুখলো=[রা]—বিণ. অসভ্য॥ [দেখ ডুক্লা]।

ডুগা=[রা, ম]—বি. পাটের তৈরী রশি॥

ডুগালো=[ম]—ক্রি. কচুকাটা করা॥ আগাগাছগুলো ডুগিয়ে আয়্। [<ডগা (<উদগ্র সং)+লো প্র.; নামধাতু]।

ডুগি=[সি]—বি. লাউয়ের ডাঁটার তরকারী ॥ [দেখ ডুগানো]।

ডুগড়ুর, ডুগড়ুর করা=[পা]—ক্রি. ভুগভুগ শব্দ করা ॥ [ডুগুর ডুগুর (ধ্বন্যা.)+করা]।

ডুগড়ুল=[য]—বি. ডগা ॥ লাউ গাসের ডুগুল্। [দেখ ডুগানো ; ডগা +উল প্র.]।

ডুগ্‌গি দেওয়া=[বা]—ক্রি. উঁকি মারা ॥ ওখানে ওভাবে ডুগ্‌গি দেয় কে? [দেখ ডুক্‌কি]।

ডুগ, ডুগ=[বা]—বি. হাডুডু ॥ [ধ্বন্যা.]।

ডুগ্‌ডুগি=[দি, রা]—বি. পান সুপারী পিষিবার লোহার হামান দিস্তা ॥ [দেখ ডুগডুগ+ই]।

২=[পা]—বি. উদ্বিগ্নতা, জানার আগ্রহ ॥ [অর্থ প্র.]।

৩=[পা]—বি. বাদ্যযন্ত্র বিশেষ ॥ [অর্থ প্র.]।

ডুগ্‌রা কাঁদা=[খু]—ক্রি. চীৎকার করিয়া কাঁদা ॥ [<ডুকরিয়া+কাঁদা]।

ডুডু খেলা=[কুম]—বি. হাডুডু খেলা ॥ [<হাডুডু খেলা]।

ডুডুয়া=[দি]—বিণ. মেঘে ঢাকা ॥ আশমানটা ডুডুয়া করিচে। [<ধুধু+আ প্র.]।

ডুনি=[খু]—বি. পানি সেঁচার পাত্র বিশেষ ॥

২=[চট]—বি. মৎস্যজীবিনী ॥ [দেখ ডুমুনি]।

৩=[নো]—বিণ. অনাহূত, রবাহূত ॥ এই বাড়িতে ডুনি দৈয়তা আইসো ক্যা?

ডুন্‌ডুনি=[পা]—বিণ. অকেজো ॥ [অনু.]।

ডুপাটি=[ম]—বি. গায়ের চাদর ॥ [<দুপাটি ; তুং দোপাট্টা হিং]।

ডুপান=[চট]—ক্রি. <ডুবান ॥

ডুপি=[কুম]—বি. কবুতরের ন্যায় পাখি বিশেষ ॥

২=[পা]—বিণ. খুব মোটাসোটা, অলস প্রকৃতির ॥

ডুপি পিডা=[কুম]—বিণ. পিঠা বিশেষ ॥ বারের দিন ডুপি পিডা খাইতে বালা ॥

২=[চট]—বি. মাছ ধরিবার ফাঁদ ॥

ডুপ্‌ দেওয়া=[রা]—ক্রি, গোসল করা ॥ [=ডুব+দেওয়া ; অর্থ প্র.]।

ডুপ=[সি]—বি. গাছের বৃহৎ খণ্ড ॥

ডুফি=[ম]—বি. ঘুঘু পাখি ॥ [দেখ ডুপি]।

২=[ম]—বি. দই রাখিবার পাত্র বিশেষ ॥

ডুফি পিডা=[ঢা]—বিণ. গোলাকার পিঠাবিশেষ ॥ ডুফি পিডা শিতকালে খায়। [দেখ ডুপি পিডা]।

ডুবাওয়া=[সি]—বি. ডুবায় যে, ডুবুরি ॥ [<ডুবা (<ডুবানো)+উয়া প্র.]।

ডুবানি=[কুম]—বি. নারিকেলের মালার তৈরী হাতা ॥ [<ডুব+আনি প্র.]।

ডুবানো=[রং]—ক্রি. ঢুকানো ॥ অর্থ প্র.]।

ডুবা পিডা=[ঢা]—বি. তেলে ভাজা একপ্রকার মিষ্ট পিঠা ॥ [ডুব+আ প্র.]।

ডুবি=[কুম]—বি. ঘুঘু ॥ [দেখ ডুপি]।

ডুবে ডুবেই শুদি শালুক=[পা]—প্রত্যেক বারেই লাভবান ॥ [<ডুব+এ (বিভক্তি) + ডুবেই + শুঁদি(< সুগন্ধি) শালুক]।

ডুব=[চট]—বি. মাছ ধরিবার ফাঁদ বিশেষ ॥

ডুব অওয়া=[ঢা]—ক্রি. পানিতে হাত ডুবাইয়া জমির ফসল কাটা ॥ [ডুব +হওয়া]।

ডুব্‌ডুবা=[রং]—বিণ. লাল টুকটুকে ॥ ওরা খায়া মুখ ডুব্‌ডুবা হচে। [অনু.]।

ডুব্‌দি হুড়তৈর=[কুম]—বি. কথার পুনরাবৃত্তি ॥ [<ডুবদিয়া সাঁতার]।

ডুব্‌বা=[ঢা]—বি. বড় নৌকার প্রয়োজনীয় ছিদ্র বিশেষ ॥ ডুব্‌বা খাইয়া নাওডা বুরাইয়া থোও। [<ডুব+আ প্র.=যাহা দ্বারা ডুবানো যায়]।

ডুবরি—[ব]—বি. গর্ত ॥ ডুবরি ভরাইয়া কর ॥ [<ডুব+রি প্র.]।

ডুমন=[সি]—বি. নাম বিশেষ (বিশেষত: সন্তানদি না বাঁচিলে, বাঁচিবার জন্য রাখা নিম্ন শ্রেণীর হিন্দুদের অনুসারে মুসলমানদের নাম) ॥ [<ডোম+অন]।

ডুমশা=[ব]—বিণ. শক্ত ॥

ডুমা=[ঢা, নো, পা]—বি. টুকরা কাপড় ॥

২=[ফ]—বি. রুমাল ॥ [< (কাপড়ের) ডুমা]।

৩=[ব, রা]—বি. টুকরা ॥ গাছের ডুমা।

৪=[পা]—বি. আঘাত ॥ তারে ডুমা মারলো কে?

৫=[ফ]—বিণ. নির্বোধ ॥ পোলাডা একদম ডুমা। [< ডোম+আ প্র.]।

ডুমাই=[সি]—বি. নাম বিশেষ (বিশেষত: সন্তানাদি না বাঁচিলে বাঁচিবার জন্য রাখা মুসলমানদের নাম) ॥ [<ডোম+আই প্র.]।

ডুমাইল্‌লা ডেউক=[কুম]—বি. চুকা ঢেঁকুর ॥ শিন্নি খাইলে আমার ডুমাইল্‌লা ডেউক্ আইয়ে। [<দম ... ফা.+জলিয়া+ঢেঁকুর]।

ডুমাডুমা=[রং]—বিণ. টুকরা টুকরা ॥ [দেখ ডুমা ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

ডুমা দেওয়া=[কুম]—ক্রি. শিং দিয়া গুঁতা দেওয়া ॥ [দেখ ডুমা, + দেওয়া]।

ডুমানো=[কুম]—ক্রি. ঘাড় ধরিয়া ধাক্কা মারা। [দেখ ডুমা, +নো প্র.]।

২=[কুম]—ক্রি. শিং দিয়া আঘাত করা ॥ গরুডায় মবয় ডুমায়। [অর্থ প্র.]।

৩=[চট]—ক্রি. <ডুবানো ॥

ড্যাবাদ্=[চট]—বি. ডুবুরী ॥ [< ডুব+আদু প্র.]।

ড্যব্নি=[চট]—বি. জেলেনী ॥ [<ডোব+নি প্র. ; অর্থ প্র.]।

ড্যমৈরু=[চা]—বি. <ডুমুর, জংলী গোটা বিশেষ ॥

ড্যমো=[য, খু]—বি. গামছা, শাড়ি বিশেষ ॥ ডুমো পরা যো [দেখ ডুমা]।

ড্যর্=[চট]—বি. <ডুব ॥ 'ডুর মারি পানি খাই হারা দিন রোযা থাই' —প্রবাদ।

২=[বা, পা, ব, রা]—বি. টুকরা, অংশ, খণ্ড ॥ [দেখ ডুমা]।

৩=[সি]—বি. নাম বিশেষ ॥ (বিশেষতঃ সন্তানদি না বাঁচিলে, বাঁচিবার জন্য রাখা মুসলমানদের নাম) ॥ [<ডোম]।

ড্যর্ করা=[রা]—ক্রি. মারিয়া ফেলা ॥ ডাকাতরা ওকে ডুর্ করেছে ॥ [দেখ ডুর্৩+করা]।

ড্যমড়া গাস্=[ক]—বি. একপ্রকার গাছ ॥ [ডুমুরা গাছ]।

ড্যম্নি=[য]—বিণ. তালজাতের ॥ বাবার্ থাইক্যা ডুমনি পান্ আইন্যো।

২=[চা]—বি. চৌকাঠের লোহা ॥

ড্যম্বর্=[রা]—বি. বাঘ ॥

ড্যম্বল্=[পা]—বি. ডুমুর ॥ [< উদুম্বর সং]।

ড্যম্বশ্=[চা]—বিণ. অতিরিক্ত ফুলা ॥ মরা মানুশ্টা ফুইলা ডুম্বুশ্ ঐয়া গেসে। [<চম্বুস হিং]।

ড্যম্ মারা=[রা]—ক্রি. চুপ থাকা ॥ লোক্টা একেবারে ডুম্ মেরে গেছে ॥ [দেখ ডুম্+মারা]।

ড্যম্রা=[কুম]—বি. একপ্রকার গাছ ॥

ড্যম্হোর্=[রা]—বি. <ডমুর ॥

ড্যরা=[য, ক]—বি. ঘরের চারিদিকের উঁচু মাটির সিঁড়ি, দাওয়া ॥ [<দাওয়া (<দাবিট সং)।

২=[চট]—বি. শিং শক্ত চায়া গবাদি পশুর উৎপাত হইতে রক্ষা করিবার জন্য দেওয়া বেড়া ॥

৩=[চট]—বি. চারি হাত লম্বা কাপড় বিশেষ ॥ [দেখ ডুমা]।

৪=[চট]—বি. ঝাঁড়, গুচ্ছ ॥

ঢ্যরানো=[রা]—ক্রি. খাওয়া ॥ কি ডুরাবু রে। [<ঢুকানো ; অর্থ প্র.]।

ড্যরো ঢোক্না=[রা]—বি. হাঁড়ি ॥ ঘর্টায় ডুরো ঢোক্না রাখার্ জায়্গা নেই। [সাধু ডেয়ো ঢাকনা]।

ড্যরল্=[য]—বিণ. ফাঁপা, খোলা ॥ গাস্টায় পোকা দ্যা ডুরল্।

ড্যরা=[রং]—বি. কচ্ছপ ॥ [< ডুলা<ডুলি সং]।

২=[পা]—বি. গরুর গাড়ির দুই চাকার মধ্যের কাঠ ॥ গাড়ির্ ডুরা বাইংগা গেসে। [<ধুরা<ধুর সং]।

ড্যরি=[বা]—বি. বৃহদাকার সেঁউতি ॥

২=[কু, চা, ক]—বি. লম্বা সুতা ॥ [<ডুর(<ডোর সং)+ই প্র.]।

৩=[সি]—বি. চিংড়ি মাছ ধরিবার উপকরণ ॥ ডুরি পাতাইসনি বা ?

৪=[কুম]—বি. কোঁচের শলাকা ॥ ডরি দিয়া মাস্ ধর্তে বালা লাগে।

৫=[নো]—ক্রি. বিণ. সশব্দে, আর্তনাদ করিয়া ॥ [<ডুকরিয়া]।

ড্যরিয়া=[সি]—বিণ. ডোরাযুক্ত ॥ ডুরিয়া শাড়ি ॥ [<ডোর সং+ইয়া প্র. ; সাধু ডরে]।

ড্যরিয়াল্=[সি]—বি. কাঁঠালের মত কোষযুক্ত সুমিষ্ট দুর্গন্ধ ফল ॥

ড্যর্যা=[চা]—বিণ. ডোরা কাটা ॥ [দেখ ডুরিয়া]।

ড্যরু=[সি]—বি. মাছ ধরিবার উপকরণ ॥ ডুরুদি গুরা মাস্ দরে।

২=[চা]—বি. সুতা বা দড়ি ॥ [ডোর সং]।

৩=[য]—বি. গর্ত, অপূরণীয় পেট ॥

ড্যর্গি=[নো]—বি. ডাঁটা ॥

ড্যলা=[চা, কুম]—বি. মাছ ধরিবার বাঁশের তৈরী ছিদ্রওয়ালা পাত্র বিশেষ, খালুই ॥ [<ডোল+আ প্র.]।

২=[সি]—বি. ঝুড়ি ॥ ই ডুলায় কতগুলা দান্ দরে ? [অর্থ প্র.]।

৩=[সি]—বি. ধনিয়া ॥ ডুলায় বিসুরা (ক্ষেত)।

ড্যলা ধরা=[চট]—ক্রি. থামা ধরা ॥ হিতে খালি তাঁআর্ মাইনুশের্ ডুলা ধরে। [দেখ ডুলা২+ধরা]।

ড্যলানি=[চা]—বি. দোলনা ॥ [< দোলা+নি প্র.]।

ড্যলানো=[সি]—ক্রি. স্থানান্তরিত করা ॥ গুয়া গাস্টা ডুলাই দাও। [<দোলানো ; অর্থ প্র.]।

২=[ক]—ক্রি. নাড়াচাড়া করা ॥

৩=[সি]—ক্রি. মুণ্ডানো ॥ মাথা ডুলাই লাও। [<ধোলানো(<ধোলা <ধোলাই+নো প্র.)]।

ড্যলি=[চট]—বি. দোলনা ॥ [< দোলী সং]।

২=[কুম, নো]—বি. বাঁশ বিশেষ ॥

৩=[কুম, দি, য]—বি. ধানের গোলা ॥ ডুলিত্ দান্ বরা। [দেখ ডুলা+ই প্র.]।

৪=[নো]—ক্রি.বিণ. হেলিয়া, কাৎ-হইয়া ॥ [<ঢল+ইয়া প্র.]।

ড্যলিযারা=[সি]—বিণ. সর্বশেষ ॥ এইডা তার্ ডুলিযারা মাইয়া। [দেখ ডুলি৩+ঝাড়া]।

ড্যলুয়া=[ম]—বি. যে ঢোল বাজায় ॥ [ঢোল+উয়া প্র.]।

২=[ক]—বি. লাল শাক বিশেষ ॥

ড্যল্যা=[নো]—বি. লাল শাক বিশেষ ॥

ড্যল্=[সি]—বি. গেছো পিঁপড়ার বাসা ॥ ডুল্ পাইলায়্ কৈ ? [< ঢোল ; অর্থ প্র.]।

২=[কুম]—বি. ধান রাখার পাত্র ॥ [দেখ ডুলা]।

ড্যল্ডাল্=[সি]—ক্রি. পরিবর্তন ॥ [অনু.]।

ড্যল্ড্যলা=[সি]—বিণ. ফাঁপা ॥ [<ডুলুডুলু (অনু.)+আ প্র.]।

ড্যল্যা=[কুম]—বি. ঢোল বাদক ॥ [<ঢোল+উয়া প্র.]।

ডুলুলি=[সি]—বি. কাপড়ের ঘেরাও দেওয়া পালকী ॥ ডুলুলিত্ চ'রি নাইয়র্ যায়্। [<ডুলি<দোলী সং]।

ডুলুন্দুর্ হাগ্=[নো]—বি. লাল রং-এর শাক বিশেষ ॥ [<ডুলুয়া, +র (সম্বন্ধে)+শাক]।

ডুলুন্দুনি=[না]—বি. দোলনা ॥ [<দোল(<দোলা)+উনি প্র.]।

ডুলুহো=[কুম]—বিণ. ভবঘুরে ॥

ডুশা=[কুম, নো]—বি. ঝাঁটা ॥
২=[পা]—বি. মোটা অথচ শক্তিহীন ॥ ই বব ডুশা লোক্। [<ঢোশা]।

ডুশাডুশি=[চা]—বি. মাথায় মাথায় আঘাত ॥ [<চুসাচুসি]।

ডুশ্=[পা]—বি. শিং দ্বারা আঘাত ॥ [<চুস]।

ডুশাকি=[বা]—বি. বসিবার ছোট চৌকী ॥
২=[য]—বি. পাতার তৈরী ব্যাগ ॥
৩=[য]—বি. অন্যের জিনিস দেখিয়া লোভ ॥

ডুশ্ দেওয়া=[সি]—ক্রি. বাহ্যদ্বারে কিছু ঢুকাইয়া পায়খানা করানো ॥ [<ডুশ douche ইং ফরাসী হইতে +দেওয়া]।

ডুহা=[রা]—ক্রি. বহন করা ॥ [<ঢোনা হিং]।

ডুহা দেওয়া=[কুম]—ক্রি. গরুর গুঁতা মারা ॥ [<চুস+আ প্র.]।

ডুহি=[কুম]—বি. পিঠা বিশেষ ॥ ডহি পিঠা খবর্ খবা।
২=[পা, রা]—বি. ডাঁড়, ভাণ্ড ॥
৩=[কুম]—বি. ডুপি পাখি ॥ [দেখ ডুপি]।

ডুহুলা=[পা]—বিণ. বাপ মা মরা, অভিভাবকহীন, দুষ্ট ॥

ডুহের্ গোটি=[য]—বি. ছলছুতা ॥ ডুহের্ গোটি কৈরা আর্ কয়্দিন্ চ'লুবো?

ডে

ডে=[রা]—অব্য. সম্বোধনে ব্যবহৃত ॥ কৈডে তোকজি কচুনু কথাডা।
২=[নো]—ক্রি. বিণ. নিকটে, কাছে ॥ মোর্ডে আছো। [<ঠে<ঠাঁই]।

ডেঅরি=[চট্ট]—বি. বৈঠকঘর ॥ [<দেউড়ী(<দেহলী সং)]।

ডেই=[কুম]—বি. <ঢেঁকি, ধান ভানিবার যন্ত্র বিশেষ ॥

ডেইওয়া=[চট্ট]—বিণ বিস্বাদ ॥ ডেইওয়া আউগ্।

ডেইং=[চট্ট]—বি. <ঢিল ॥ ডেইং ন দিস।

ডেইক্=[পা, কুম]—বি. <ঢেকুর ॥ আমার্ চু'না ডেইক্ দিতাসে।

ডেই ডেই করা=[কুম]—ক্রি. দুয়ারে দুয়ারে ঘুরা ॥ অত ডেই ডেই কর্লে লেহাপরা অয় না। [<ধেইধেই (অনু.)+করা]।

ডেইয়া=[চট্ট]—বি. ঘরের বাহিরের চারিদিকের অংশ ॥ ঘরর্ ডেইয়াত্ ন বৈস। [<দাওয়া(<দার্বট সং)]।

ডেইয়া=[রা]—বিণ. যে ব্যাপারে কথা মত চলে না ॥ [<ডেকরা(<ডিম্ভ সং); অর্থপ্র.; দেখ ড্যাংগরা]।

ডেইল্যা=[চট্ট]—বি. ঘরের দাওয়া ॥ [<দেহলী সং+আ প্র.]।

ডেইল্=[চট্ট]—বি. বাঁধ বা রাস্তার দুই পার্শ্বের জায়গা ॥ ডেইলত্ গরু বাঁধি আয়্। [ঢাল<ঢালু]।

ডেউ=[পা]—বি. পায়ের উপর ভর দিয়া দাঁড়ান ॥ [<ডিংগি]।

ডেউও=[খু]—বি. একপ্রকার টক ফল ॥ 'হাবাতের্ দেশ্ কাউও না পাক্লে খায় ডেউও।' [<ডেওয়া (<ডহু সং)]।

ডেউংরা=[সি]—বি. <ডুমুর ॥

ডেউক্=[কুম]—বি. মুলার ফুল ॥ [<ডুগ<ডগ্গ(<উদগ্র সং)]।
২=[বা, চা, কুম]—বি. <ঢেকুর ॥ বেশি খাওয়ানে ডেউক্ আইতাসে।

ডেউক্রা=[বা, ফ]—বি. বাতি রাখার কাঠের তৈরী উচ্চ উপকরণ বিশেষ ॥ [<দেওরখা<দীপরক্ষ সং; সাধু দেরকো, দেলকো]।

ডেউখ্রা=[কুম]—বিণ. পরমুখাপেক্ষী, অকর্মণ্য ॥ ডেউখ্রা বেডার্ কাসে মাইয়া বিয়া দিব কে? [<ডেকরা (<ডিম্ভ সং)]।

ডেউগ্যা=[ফ]—বি. ডাল ॥ [দেখ ডাইগ্যা]।

ডেউগ্গা=[ফ]—বি. খেজুর কলা নারিকেল সুপারি প্রভৃতি গাছের শাখা ॥ [দেখ ডাইগ্যা]।

ডেউটি=[রা]—বি. বেড়া ॥ [<দেউড়ি (<দেহলী সং)]।
২=[পা]—বি. কাপড়ের টুকরা ॥ [দেখ ডুপাটি]।

ডেউট্যা=[চট্ট]—বি. ডাঁটা ॥ [<ডাঁট (<দণ্ড সং)+ইয়া প্র.]।

ডেউ দেওয়া=[পা]—ক্রি. পায়ের উপর ভর দিয়া দাঁড়ানো ॥ [দেখ ডেউ+দেওয়া]।

ডেউয়া=[কুম, চা]—বি. এক প্রকার টক ফল ॥ [ডহু সং]।
২=[কুম]—বি. কাঠের তৈরী চামচ ॥ ডেউয়া দিয়া বাত্ নারে ॥ [<দর্বিক সং; তুং ডব্বা হিং]।

ডেউয়ানো=[সি]—ক্রি. ঢেউ তোলা ॥ [<ঢেউ+আনো প্র.; নামধাতু]।

ডেউরি=[চট্ট]—বি. বৈঠকখানা ॥ ডেউরিত্ বৈস। [দেখ ডেঅরি]।

২=[ম, বা,]—বি. দরজা ॥ [অর্থ প্র.]।

৩=[খু]—বিণ. অতিরিক্ত ॥ ডেউরি ভাত্ এত খাবে কেডা। [<দেড়ি<দেড় (<দ্ব্যর্ধ সং)+ই প্র.]।

ডেংগি=[ক]—বি. নাক ॥ গোড়ু খাল্ এক্ ডেংগিতে পার্ হওন্ যায়। [<ডিংগা+ই প্র. ; ডিংগান]।

ডেংগরা=[রা]—বিণ. যে কাজ কর্ম না করিয়া ঘুরিয়া বেড়ায় ॥ [<ডিঙ্গর সং+আ প্র.]।

ডেঁই=[নো]—বি. ডিম পাড়ে নাই এমন মুরগী ॥ ডেঁইডা হিয়ালে লৈ গেসে।

ডেঁইয়া=[চট্ট]—বি. লাল বিষাক্ত পিঁপড়া ॥ [দেখ ডাইয়া]।

ডেঁউংগা=[চট্ট]—বিণ. বহুরূপী ॥ মেলাতে বহুত্ ডেঁউংগা আইয়ে। [ঢং +উয়া প্র. ; ঢোং হিং]।

ডেঁউয়ানো=[রা]—ক্রি. ডিঙানো ॥

ডেঁউরা=[চট্ট]—বিণ. দেউলিয়া ॥ ই মেডা ডেঁউরা ঐ গেইয়ে। [দেখ ডেইয়া]।

ডেঁকি=[ব, রা]—বি. ডিম পাড়ে নাই অথচ ডাগর মুরগী ॥ [দেখ ডিঁকি]।

ডেঁড়ু=[রং]—বি. মাছ মারার ফাঁদ বিশেষ ॥

ডেকি=[সি]—বিণ. কম বয়সের, যুবা ॥ ডেকি গরু বাগ্ চিঁনে না। [দেখ ডিঁকি]।

২=[রা]—বিণ. ডিম পাড়িবার বয়স হইয়াছে এমন ॥ ডেকি মুরগিতে খুব্ তেল্ হয়্। [দেখ ডিঁকি]।

ডেকিমারা=[ম]—বিণ. খুব বড় ॥ ডেকিমারা সেরিডার্ বিয়া অয়্ না। [<ঢেঁকি+মারা]।

ডেকিশাল=[সি]—বি. ঢেঁকিশালা ॥ [<ঢেঁকি+শাল প্র.]।

ডেকিলতা=[চা]—বি. লতা বিশেষ ॥ [ঢেঁকি+লতা]।

ডেকুইয়া=[ম]—বিণ. ডবযুরে ॥ পোলাডা বড় ডেকুইয়া। [দেখ ডেইয়া]।

ডেকুয়া=[রং]—বিণ. কিশোর, যুবক ॥ চেংড়িডা ডেকুয়ারে পছন্দ করিছে।

ডেকুরনি=[ম]—বিণ. ধান ভানে যে ॥ [<ঢেঁক(<ঢেঁকি)+উর+নি প্র.]।

ডেকৈর=[সি]—<ঢেকুর, উদ্গার, হিক্কা ॥

ডেক্=[ম]—বি. হিক্কা, ঢেকুর ॥ [<ঢেঁকুর]।

ডেখা=[কুম, সি, ম]—বি. বাছুর ॥

ডেখুরানি=[কুম]—বি. ভবঘুরে মেয়ে লোক ॥ ডেখুরানি বিখ্খা করে। [< ডেকুয়া (দেখ ডেইয়া)+নি প্র.]।

ডেগি=[চট্ট]—বি. এখনও ডিম বা বাচ্চা দেয় নাই এইরূপ মুরগী ॥ [দেখ ডিঁকি]।

ডেগরা=[ম]—বি. কুড়েঘর ॥ [তুং ঢোব্ড়া হিং]।

ডেঙুইয়া=[ম]—বিণ. গোলমাল সৃষ্টি কারী ॥ তুই যব্বর্ ডেঙুইয়া। [দেখ ডেংগুয়া]।

ডেঙুর=[ম, সি]—বি. গোলমাল, বিড়ম্বনা ॥ কি ডেঙুর্ তুই লাগাইসত্। [<ডিঙ্গর সং]।

ডেচ্‌'কি=[পা]—বি. ডেকচি ॥ এ্যাক্টা এ্যাল্‌মিনির্ ডেচ্‌'কি কেনা লয়্কার্। [<ডেকচি(<দেগচী دیگچی ফা.) ; বর্ণবিপর্যয়]।

ডেটু=[কুম, সি, ম,]—বি. বোঁটা, ডাঁটা ॥ পানের ডেটু। [<ডাঁট(< দণ্ড সং)+উ প্র.]।

ডেড্ডু=[কুম, ম, সি,]—বি. ডাঁটা, বোঁটা ॥ পানের্ ডেড্ডু। [দেখ ডেটু]।

ডে ডে=[খু]—অব্য. হাঁসের গরু তাড়াইবার সংকেত ॥ [ধ্বন্যা.]।

ডেড়ি=[রা]—বি. বাড়ীর ভিতরে ঢুকিবার দরজা ॥ [দেখ ডেওরি]।

ডেড়ি=[খু, রা]—বিণ. উদ্বৃত্ত ॥ [দেখ ডেউরি ৩]।

২=[রা]—বিণ. দেড়গুণ ॥ [দেখ ডেউরি৩]।

ডেড়ি খান=[ম]—বি. উদ্বৃত্ত ধান ॥ এবার্ খুব্ ডেড়িখান্ থাক্‌লো। [দেখ ডেড়ি+খান]।

ডেড়ু=[রং]—বি. চেলা পুঁটি ইত্যাদি মাছ ধরিবার বাঁশের তৈরী যন্ত্র ॥

ডেনডুরা=[সি]—বি. অনর্থক হয়রানি ॥ সে আমারে ডেনডুরা কৈরা মার্‌লো।

ডেবিড়বি=[ম]—বি. উঁচু নীচু ॥ ডেবিড়বি দেইখ্যা আউ। [অনু.]।

ডেব্‌রি=[ম]—বিণ. যে বাম হাত কাজ করে ॥ [<ড্যাবরা ; স্ত্রী]।

ডেমি=[ম]—বি. পাটশাক ॥ ডেমি বাঘি কর্।

২=[সি, ম]—বি. শাখা ॥ ডেমি কাটি।

৩=[সি]—বি. ছোট মুরগী ॥ [দেখ ডিঁকি]।

ডেমু=[রং]—বি. কুঁড়ি, কচি শাখা ॥ তামাউকের্ ডেমি ভাংতে হয়্।

ডেম্‌নি=[সি]—বিণ. অতিরিক্ত ॥

২=[বা, ম]—বিণ. ব্যভিচারিণী, পর পুরুষের সঙ্গে থাকে যে, রক্ষিতা ॥ [<ঢেমনি]।

ডেম্‌বুল=[পা]—বি. <ভুমুর ॥ ডেম্বুল গাসে চিঁলের্ বাশা।

ডেয়ো=[কুম]—বি. বড় পিঁপড়া ॥ [দেখ ডাইয়া]।

ডেরি=[সি]—বি. স্তূপ ॥ [<ঢের হিং]।

ডেরিক=[কুম]—বি. অগ্রভাগ, ধুনার ফুল ॥

ডেরি দেওয়া=[চা]—ক্রি. প্রচার করা, মিথ্যা অথবা দোষ রটান ॥ [দেখ ডেরি পিডানো]।

ডেরি পিডানো=[চা]—ক্রি, ঢোল পিটানো ॥ [< ঢাঁড়া (<ঢণ্ডুরা হিং)+পিটানো]।

ডেরু=[রং]—বি. বাঁশের তৈরী মাছ ধরিবার উপকরণ ॥

ডেল্লা=[ম]—বিণ. প্রচণ্ড ॥

ডেঙ্গর=[কুম]—বি. ঢেঁকল ॥ [<ঢাঁকল (<টিকিল সং) ; তুং ঢেঁকল হিং]।

ডেলি=[চা, কুম]—বি. একপ্রকার ছোট মাছ ॥

ডেলিমেলি=[ম]—ক্রি. বিণ. অযথা বিলম্ব ॥ ডেলিমিলি কৈর না। [< ঢিল(<ঢিলা)+ই+মেলি (অনু:)]।

ডেলিয়া=[দি]—বি. ডালি ॥ গরুটা এক্ ডেলিয়া ধান্ খায়া ফেল্ছে। [<ডালি+আ. প্র.]।

ডেল্লা=[চট্ট]—বি. বাঁশের ধারালো ছিলকা ॥

ডেল্লংগা=[দি]—বি. বাঁশের ধারালো ফাঁশ ॥

ডেলুক্=[ম]—বিণ. নরম ॥ ডেলুক্ কাদা দিয়া বেরা লেপে ॥ [<ঢিল+উক প্র.]।

ডেহি=[ম, চা, কুম]—বি. < ঢেঁকি ॥

২=[কুম]—বি. গাইবাছুর ॥ আইর্ গাইরে এক্টা ডেহি বিয়াইসে ॥ [দেখ ডিঁকি]।

৩=[ম]—বি. মুরগী ॥ ডেহিডা যব কর্। [দেখ ডিঁকি]।

ডেহির অক্ত=[ম]—বি. অসম্ভব জিনিস ॥ ডেহির অক্ত ও দেহ নাই, গোড়ায় আন্ডাও খাও নাই'—প্রবাদ। [<ঢেঁকি+র(সম্বন্ধে)+রক্ত]।

ডেহিহাক্=[ক]—বি. সুস্বাদু শাক বিশেষ ॥ [দেখ ডেহি+শাক]।

ডেহ্ইরা=[চা]—বিণ. ভবঘুরে ॥ [দেখ ডেহরা]।

ডেহ্রা=[চা, কুম]—বি. বখাটে যুবক, গালি অর্থে ॥ ডেহরার্ লাহান্ ঘুইরা বেরাস্ ক্যা ? [দেখ ডেইঁয়া]।

ডেহ্রানি=[চা]—বি. ভবঘুরে মেয়ে ॥ [দেখ ডেহরা+নি প্র.; স্ত্রী]।

ড্যা

ড্যাঙ্গা=[চট্ট]—বি. <ডাঙ্গা ॥

ড্যাঙ্গাই=[চট্ট]—অস. ক্রি. ডিঙাইয়া ॥ [<ডিঙ্গাইয়া (<ডিঙ্গানো)।

ড্যাঙ্গানো=[চট্ট]—ক্রি. তাড়ানো ॥ [<ঠেঙ্গানো]।

ড্যাও=[রং]—বি. আহ্লাদ ॥ [দেখ ডেউ ; অর্থ প্র.]।

২=[র]—বি. উত্তেজনা ॥ অনেক্ মেয়ের্ ড্যাও বেশি থাকে। [অর্থ প্র.]।

৩=[ব, রা]—বি. লাফ ॥ [<ডিং <ডিঙ্গান]।

ড্যাওডা=[কুম]—বি. গায়ের চাদর ॥ [দেখ ডুপাটি]।

ড্যাও দেওয়া=[ফ]—ক্রি. পায়ের আঙুলের উপর ভর দিয়া দাঁড়ান ॥ ড্যাও দিয়া খাড়াইয়া তুই আমার্ সমান্ হবি না। [দেখ ড্যাও৩+দেওয়া]।

ড্যাওন্=[চা]—ক্রি. বি. কোনও কিছু ডিংগাইয়া যাওয়া ॥ [দেখ ড্যাও+অন প্র.=ডিঙ্গান]।

ড্যাওয়া=[রা]—বি. ঘরের চারিদিকের উচ্চ স্থান ॥ চোর্ ড্যাওয়া দিয়ে সিঁদ্ কেটে চুরি করেছে ॥ [<দাওয়া (<দার্বট সং)]।

২=[রা]—অব্য. ঢেঁকির শব্দ ॥ [ধ্বন্যা.]।

৩=[রা]—বি. মাছ ধরিবার গর্ত ॥

ড্যাওয়াটি=[রং]—বি. চৌকাট ॥

ড্যাওরি=[ম]—বি. <ঢেঁড়শ ॥ খেতে ডাওরি ঐসে ॥ [দেখ ডের্]।

ড্যাওর্=[চা]—বি. ঘুমের মধ্যে শিশুদের হাসি অথবা কান্না ॥ [দেখ দেঅল্<দেয়ালা (<দেবলীলা সং)]।

ড্যাং=[চট্ট]—বি. ছোট ছেলে মেয়েদের বায়না ধরিয়া কাঁদা ॥ [<ঢং ; অর্থ প্র.]।

২=[বা]—বিণ. সাধু বেশে চোর ॥ অর্থ প্র.]।

৩=[রা]—বিণ. ভাঁড়, রসিক ॥ ডাং এর্ কথা বড় মজা ॥ [<ঢং ; তুং ঢোং হিং]।

৪=[সি]—বি. বাঁক, ঘুরপ্যাচ ॥ এই রাস্তায় বহুত্ ড্যাং আসে।

৫=[সি]—ক্রি. বি. মাটিতে পড়িয়া লাফান ॥ [<ডিং <ডিঙ্গান]।

ড্যাংগরা=[রা]—বিণ. ধূর্ত, ইচঁড়ে পাকা ॥ [দেখ ডেইরা]।

ড্যাংগর্=[কুম]—বিণ. বড় ॥ ড্যাংগর্ মাইয়াডার্ বিয়া অয় না ক্যান্ ? [< ডাগর (<দীর্ঘ সং)]।

২=[খু, কু]—বি. বড় উকুন ॥ [অর্থ প্র.]।

ড্যাংগর্ ড্যাংগর্ কৈরা=[চা]—অস. ক্রি.—পা এদিক সেদিক ফেলিয়া ॥ ড্যাংগর্ ড্যাংগর্ কৈরা আডিস্ না। [<ড্যাংগর ড্যাংগর (অনু.)+ করিয়া]।

ড্যাংগর্ পারা=[রং]—ক্রি. নাছোড় বান্দা হওয়া ॥ ড্যাংগর্ পারায় টাকাটি নিলে। [<ড্যাংগর (অনু.)+পারা]।

ড্যাংগা=[পা, ম, ফ, রা]—বিণ. লম্বা ॥ [<ঢেঙ্গা হিং]।

২=[সি, কুম]—বিণ. বাঁকা হাত পা ওয়ালা ॥

৩=[খু]—বি. জলাশয়ের তীর বা পাড় ॥ [<ডাঙ্গা]।

৪=[কুম]—বি. জংগল ॥ ড্যাংগায় হিয়াল্ থাহে। [দেখ ড্যাংগা৩ ; অর্থ প্র.]।

৫=[নো]—বি. বাগান ॥

৬=[চা]—বিণ. বোকাটে ॥ তার্ মত ড্যাংগার্ এই কাম্ হবে না। [দেখ ড্যাংগা]।

৭=[চা]—বি. পুকুর ॥ ড্যাংগাত্ খুব্ মাস্ আসে।

৮=[চট্ট]—বি. আবর্জনা ফেলিবার স্থান, আস্তাকুঁড় ॥

৯=[কুম]—বি. আইল ॥ খেতের্ ড্যাংগা লৈয়া মারামারি লাগ্‌সে। [দেখ ড্যাংগা৬]।

১০=[সি]—বি. পাত্রের আংটা বা ধরিবার স্থান ॥ ডুলাডার্ ড্যাংগা সিরা গেসে ;

১১=[ফ, নো, বা]—বিণ. গলায় পালক নাই ও পা বড় বড় এমন ॥ মুরগির্ বাচ্'চা'ডা ড্যাংগা। [দেখ ড্যাংগা]।

ড্যাংগানো=[না]—ক্রি. ডিঙাইয়া যাওয়া ॥ [ডিঙ্গানো]।

২=[বা]—ক্রি. লাফাইয়া পার হইয়া যাওয়া ॥ সোড্ খাল ড্যাংগাইয়া পার্ হওন্ যায়। [<ডিঙ্গানো]।

৩ =[কুম]—ক্রি. ঢিল মারা ॥ ড্যাং-গাইয়া আম্ পাইল না। [দেখ ডেইং+ আনো প্র.]।

ড্যাংগরা=[সি]—বি. শাস্তি বা জরিমানা ॥ [<দণ্ড+উরা প্র.]।

ড্যাংগে যাওয়া=[চা]—ক্রি. অকারণে যাওয়া, বিফলে যাওয়া ॥ এই ট্যাকাডা তোর্ ড্যাংগে যাইবো ॥ [<ঢং+এ (বিভক্তি)+যাওয়া]।

ড্যাংড্যাংগি=[সি]—বি. বাজেকাজ ॥ [অনু.]।

ড্যাংরে=[বা]—বি. শ্বেতসারসহ খোসা (ফলের) ॥

ড্যাঙ্গা=[চট্ট]—বি. <ডাঙ্গা ॥

ড্যাঁওয়া=[বা]—বি. মুখের ঘা বিশেষ ॥ ড্যাঁওয়া হলে ঝাল্ খাওয়া জায় না।

ড্যাকানি=[কু]—বি. ভাত উথলানোর আগেকার ময়লাযুক্ত গরম পানি ॥

ড্যাক্=[চট্ট]—বি. ভেট, পদ্মকলি ॥ ড্যাঁকের্ খৈ বড় সোয়াদ্ ॥

ড্যাগা=[কু]—বি. পায়খানা ॥ ড্যাঁগাত্ গেসে। [দেখ ড্যাংগা৮]।

ড্যাঁটা=[রা]—বি. <ডাঁটা ॥

ড্যাডা=[চট্ট]—বি. <ডাঁটা (তর-কারী) ॥

ড্যাঁড়া=[দি]—বি. <ডাঁটা (তরকারী) ॥

২ =[রা]—বিণ. বাঁকা ॥ লাইন্‌টা ড্যাঁড়া হোয়েছে।

ড্যাপ্=[রা]—বি. কচি ডাল, অঙ্কুর ॥ গাছ থেকে ড্যাপ্ বেরুচ্ছে। [<ডেব <ডেম]।

ড্যায়া=[চট্ট]—বি. অনুচ্চ বাঁধ বা পাড় ॥ [<ডাঙ্গা]।

২ =[নো]—বি. <ডাঙ্গা ॥

ড্যায়ালা=[চট্ট]—বি. শেওলা ॥

ড্যারকো দেওয়া=[রা]—ক্রি. গরু ছাগল ইত্যাদি দড়ি খুঁটা সহ চরিতে দেওয়া ॥ গরুটা ড্যাঁর্‌কা দিয়া আয়। [দেখ ডিগ্‌দারা+দেওয়া]।

ড্যার্কা শাইল্=[রা]—বি. একটি ধানের নাম।

ড্যাকর্=[রং]—বিণ. দুষ্ট, পাজি ॥ [দেখ ডেইরা]।

২=[য]—বিণ. নিহত ॥ নদিডায় পুল্ দিতে অনেক্ লোক্ ড্যাকর্ ঐল্।

ড্যাকর্ ড্যাকর্ করা=[চা]—ক্রি. আস্তে আস্তে আসা ॥ ড্যাকর্ ড্যাকর্ কৈরা কৈত্থে আইলি। [অনু.]।

ড্যাকা=[সি]—বি. বাছুর, অল্পবয়স্ক ষাঁড় ॥

২ =[কুম]—বিণ. অপক্ক ॥ ড্যাকা কাডল্ পাইর না।

৩=[পা]—বি. কলুর ঘানির অংশ বিশেষ ॥

ড্যাকালো=[কুম]—ক্রি. উপর দিয়া অতিক্রম করা ॥ [<ডিঙ্গানো]।

ড্যাকোপারা=[কুম]—বিণ. কোথাও স্থান হয় না যাহার ॥ ড্যাকাপারাডায় বুঝি এহানে আইয়া ঠাই লৈসে।

ড্যাকা বেটা=[সি]—বি. উচ্ছৃংখল যুবক ॥ ড্যাকা বেটায় খালি গুইরা বেরায় ॥ [দেখ ড্যাকা+বেটা]।

ড্যাকালো=[চট্ট]—ক্রি. পশু তাড়ানো ॥

ড্যাকি=[ক]—বি, মাদি বাছুর ॥

ড্যাকেশাল্=[কু]—বি. বিপদ ডেকে আনা ॥

ড্যাকো=[খু]—বিণ. ইঁচড়েপাকা ॥ [ডেঁপো]।

ড্যাক্=[চট্ট]—বি. টিনের হাঁড়ি ॥

২ =[সি]—বি. কলা গাছের থোড় ॥

ড্যাক্‌কর্=[খু]—বি. গলার ভিতর গ্যাৎ গ্যাৎ শব্দ ॥ তার্ ড্যাক্‌কর্ উঠ্‌সে। [<ঢেঁকুর]।

ড্যাক্‌কা=[চা]—বি. <ধাক্কা ॥ ড্যাক্‌কা দিল্ ক্যাডায় ॥

ড্যাককোনো=[কুম]—ক্রি. <ধাক্কানো। দাওয়ান্ লোক্‌টারে ড্যাক্‌কাইয়া বাইর্ কৈরা দিল্।

ড্যাক্‌রা=[খু, রা, চা, কু]—বিণ. দুর্দান্ত, জোয়ান, পূর্ণ যৌবনপ্রাপ্ত ॥ ড্যাক্‌রা পোলাডার্ শভাব্ বালা না। (চা)। [দেখ ডেইরা]।

ড্যাক্‌শা=[পা]—বি. পাতলা কাঠের তৈরী ছোট নৌকা ॥

ড্যাক্‌শেল্=[কু]—বি. ঢেঁকিঘর ॥ [<ঢেঁকি শালা]।

ড্যাক্‌শো=[য]—বি. বড় বাক্স ॥ ড্যাক্‌শোত্ থাইক্যা কাপর্ বাইর্ কর্ ॥ [<desk ইং]।

ড্যাথ্=[সি]—বি. কলার থোড় ॥

ড্যাগা=[কুম]—বিণ. জলা ॥ ড্যাগা যমিনে দান্ হয় বালা ॥ [<দিগ্(< দীঘি)+আ প্র.]।

২=[বা]—বি. নারিকেল সুপারি কলা কচু প্রভৃতির ডাটা ॥ [দেখ ডাইগ্যা]।

৩=[কুম]—বিণ. কচি ॥ ড্যাগ আমের্ আচা'র্ হয়। [<ডগা]।

ড্যাগোর্=[খু]—বিণ. মুরগিটা বেশ্ ড্যাগোর্ ॥ [<ডাগর]।

ড্যাগ্=[কুম]—বি. এ্যালুমিনিয়মো পাতিল ॥ ড্যাগ্ বৈরা খাতু রান্‌সি। [<দেগ دیگ ফা.] ॥

২ =[ক]—বি. খেলার কড়ি বিশেষ ॥

৩ =[ক]—বি. শস্যাদি রাখিবার বৃহৎ মেটে পাত্র বিশেষ ॥ ধানডুন্ ড্যাগে না দরলে কোলায় খো। [দেখ ড্যাগু]।

ড্যাগ্‌কুরা=[বা]—বিণ. অকর্মণ্য ॥ ড্যাগ্‌কুরা লোক্ মাইন্‌ষের্ উপ্‌কার্ কর্‌তে পারে না। [দেখ ডেইরা]।

ড্যাগ্‌ডা=[রা]—বি. তালগাছের ডাল ॥ [দেখ ডাইগ্যা+ডা প্র.]।

ড্যাগ্‌না=[খু]—বি. বাজু, ডানা ॥ হাঁস্‌টার্ ড্যাগ্‌না ভাংলো কিডা? [<ডানা]।

ড্যাগ্ মাশ্‌টার্=[ফা]—বি. পাচক ॥ [দেখ ড্যাগ্+মাষ্টার master ইং]।

ড্যাটা=[সি]—বি. বৃন্ত, বোঁটা ॥ কমলার্ ড্যাটা বর নরম্ ॥ [<ডাঁটা (<দণ্ড সং)]।

ড্যাট্=[নো]—বিণ. দুর্বল ॥ [<ঢিটি (<ধৃষ্ট সং); অর্থ প্র.]।

ড্যাডা=[কুম, চা]—বি. <ডাঁটা, তরকারী ॥ ড্যাডা দিয়া ইসা রান্‌লে খবর্ মজা অয়।

২=[বা]—বিণ. যে অন্যায় গালিগালাজ করে ॥ [দেখ ডাট্+আ প্র.]।

ড্যা ড্যা করা=[সি]—ক্রি. প্রচার করা ॥ [ড্যাড্যা (অনু.)+করা]।

ড্যাড্‌ডো ড্যাড্‌ডো=[ম]—ক্রি, বিণ. কোনও রকম ॥ ড্যাড্‌ডো ড্যাড্‌ডো কৈরা কাম্‌ডা খাবো। [অনু.]।

ড্যাড়াহি খাইব্‌বা=[রা]—বি.উঠান॥

ড্যাড়েশ্=[ফ]—বি. <ঢ্যাঁড়শ ॥ গাসের্ পিকা ড্যাড়েশ্ আন্।

ড্যাড়্‌ডোর্=[রা]—বিণ. পেটুক ॥

ড্যানা=[দি]—বি. <ডানা ॥ তোর্ ড্যানা গজিছে নারে।

২=[পা, চা, ম]—বি. হাত ॥ [অর্থ প্র.]।

৩=[চা]—বি. মোরগের শ্রেণী বিশেষ ॥ [দেখ ড্যাংগা,১]।

ড্যানাপিটান্=[বা]—ক্রি. অল্প উপার্জনে ব্যয় সংকুলান করা ॥ সে ড্যানাপিটাইয়া সংসার্ চালায়। [দেখ ড্যানা+পিটান]।

ড্যানার্ জোর্=[রা]—বি. শারীরিক পরিশ্রমের ক্ষমতা ॥ ড্যানার্ জোরে সংসার চলে। [দেখ ড্যানা+র(সম্বন্ধে)+জোর زور ফা.]।

ড্যান্=[রা]—বিণ. যে রাক্ষসের মত প্রচুর খায় ॥ [দেখ ডাইন্]।

ড্যানড্‌রা=[সি]—বি. বদনাম, অখ্যাতি ॥ [দেখ ড্যান্‌ডেরা,২]।

ড্যানডেইশ্‌রা=[চা]—ক্রি. বিণ. অকৃতকার্য হইয়া, হেলিয়া দুলিয়া ॥ ঐ যে দেখা যায় ড্যান্‌ডেইশ্‌রা আহে। [<ডাণ্ডি (<দণ্ড১+হইয়া সারা)]।

ড্যান্‌ডেরা=[বা]—বি. ঢেঁড়া, ঢোল ॥ আইয্ হাটে ড্যান্‌ডেরা দিসে। [<চণ্ডুরা হিং]।

২=[ম]—বি. চুনকালি ॥ গালে ড্যান্‌ডেরা দিয়া বাহির্ কৈরা দিসে। [অর্থ প্র.]।

ড্যাপা=[রা]—বি. ঢেউ ॥ [<ঢেউ+আ প্র.]।

২=[পা]—বি. ধান বিশেষ ॥

৩=[পা]—বি. বিল, হাউর ॥

ড্যাপের্ গন্‌নেশ্=[চা] — বি. আদুরে ছেলেমেয়ে ॥ তোমার্ ড্যাপের্ গন্‌নেশ্ লৈয়া ঘরে বৈয়া থাক। [<ঢাক+এর(সম্বন্ধে)+গনেশ]।

ড্যাপের্ ডাল্ ফুটান্=[পা]—ক্রি. প্রতিপত্তি দেখানো ॥ [দেখ ড্যাপ+এর (সম্বন্ধে) + ডাল ফুটান =অসম্ভব সম্ভব করা]।

ড্যাপ্=[পা,ফ]—বি. শাপলার ফল ॥ ড্যাপের্ খোয়া খাবি না?

২=[সি]—বিণ. নিশ্চল, শান্ত, স্রোতহীন ॥

ড্যাপ্‌ড্যাপা=[সি]—বিণ. পরিপূর্ণ ॥ [অনু.]।

ড্যাপ্ লাগা=[সি]—ক্রি. জমিয়া থাকা ॥ [দেখ ড্যাপ্,+লাগা]।

ড্যাপ্‌সা=[সি]—বিণ. মকেজো, মোটাসোটা ॥

ড্যাপ্‌শানো=[চা]—ক্রি. পূর্ণ মাত্রায় বোঝাই করা ॥ এত ড্যাপ্‌শাইয়া খাইছ্‌' না অসুখ্ কর্‌বো।

ড্যাফল্=[কুম]—বি. এক প্রকার ফল ॥ বৈশ্‌টি মাশে ড্যাফল্ পাহে।

ড্যাফা=[কুম]—বিণ. প্রচুর ॥ এখন্ বাযারে তরকারি ড্যাপা। [দেখ ডিপা,২]।

ড্যাবর্=[ম]—ক্রি.বিণ. বাদ ॥ হেয়্‌তো ড্যাবর্ পর্‌সে।

২=[চা]—বি. ফাঁক, তফাৎ ॥ তাগ মৈদ্যে অনেক্ ড্যাবর্।

ড্যাবর্ ড্যাবর্=[পা]—ক্রি. বিণ. আস্তে আস্তে ॥ ড্যাবর্ ড্যাবর্ করা চ'ল ক্যা? [অনু.]।

ড্যাবল্=[কু]—বি. মিষ্ট ফল বিশেষ ॥ [দেখ ড্যাফল্]।

ড্যাবা=[চট্ট]—বি. ছোট জলাশয় ॥ ই ড্যাবার্ পানি বালা। [<ডোবা]।

ড্যাবাইল্‌ল্যা=[চট্ট]—বিণ. প্রেমে পাগল ॥ ই ডাবাইল্‌ল্যা পোলায় কন্ কাম্ ন করে। [দেওয়ান (<দেৱানহ্ دیوانه ফা.)+ইয়া প্র.]।

ড্যাবাইল্‌ল্যা=[চট্ট]—বিণ. দেউলিয়া ॥ ই বেডা ড্যাবাইল্‌ল্যা হৈ গেইয়ে। [<দেউলিয়া(<দেব কুলিকা সং)]।

ড্যাবালি=[চট্ট]—বি. দেওয়ালী পর্ব ॥ [<দীপাবলি<দীপ+আবলি প্র.]।

ড্যাবাল্=[চট্ট]—বি. দেওয়াল ॥ ঘরের ড্যাবাল্ ভাংগি গেইয়ে। [<দেওয়াল(<দেৱার دیوار ফা.)]।

ড্যাবো=[ব,রা]—বিণ. সিদ্ধ ॥ ড্যাবো চাউল্ (রা) ॥

ড্যাব্=[ম]—বি. টোল ॥ লুডাডা ড্যাব্ খাইল্ কেম্‌নে ॥

ড্যাব্‌ডেইবা=[চা,কুম]—বিণ. নরম ॥ কাডল্‌ডা পাইকা ড্যাব্‌ডেইবা ঐসে। [<ড্যাব্ ড্যাব্ (অনু.)+ইয়া প্র.]।

ড্যাব্‌ডেবা=[ম]—বিণ. মোটা, ফোলা ॥ কি ড্যাব্‌ডেবা পেট্‌রে বাবা। [দেখ ড্যাব্‌ডেইবা]।

২=[ম]—বিণ. বড় বড় ॥ ড্যাব্‌ডেবা চৌখ্।

ড্যাব্‌লা=[বা]—বিণ. হাবাগোবা, আহাম্মক ॥ [দেখ ড্যাব্‌লা]।

ড্যাব্‌রা=[চা, ব, নো, কুম]—বিণ. যে বাম হাতে লেখে বা কাজ করে ॥
২=[ব]—বিণ. শক্তিহীন ॥ আমার হাতুটা ড্যাব্‌রা না ঐলে আমি লেখাপরা কর্‌বার পার্‌তাম্। [অর্থ প্র.]।
৩=[কুম]—বি. মোটা ॥ ড্যাব্‌রা কাপর্ বেশি টিকে না। [অর্থ প্র.]।

ড্যাব্‌লা=[পা]—বি. বোকা ॥ [দেখ ড্যাব্‌রা ; অর্থ প্র.]।

ড্যাভ্‌না=[খু]—বিণ. বদমায়েশ ॥ লোক্‌টা এক্‌দম্ ড্যাভ্‌না ॥ [দেখ ড্যাবুনা]।

ড্যামক্=[রং]—বি. গর্ব ॥ মিছা ড্যাম্‌ক্ করিছ্ না [<টিমক<ঠমক]।
২=[রং]—বিণ. হৃষ্টপুষ্ট ॥ পাঠাটা খুব্ ড্যামক্। [অর্থ. প্র.]।

ড্যামা=[সি]—বি. ছোট মোরগ ॥
২=[সি]—বি. মাটির বড় পাতিল ॥
৩=[রং]—ক্রি. বিণ. কিছুই না ॥ তুই ড্যামা জানিশ্। [<damn ইং]।
৪=[রং]—বি. চারা গাছের কচি পাতা ॥ [<ডেম+আ প্র.]।

ড্যামাইয়া দেওয়া=[চা]—ক্রি. মাঝখানে কাটিয়া দেওয়া ॥ কলাগাস্ গুলি ড্যামাইয়া দ্যাও। [<ডোম(খণ্ড)+আ+ইয়া প্র.+দেওয়া]।

ড্যামাক্, ড্যামাগ্=[খু. ম]—বি. অহঙ্কার, গর্ব ॥ [< দেমাগ دماغ আ.]।

ড্যামাডোমি=[সি]—বি. ছোট মোরগ মুরগী ॥

ড্যামা ড্যামা=[কুম]—ক্রি.বিণ. ছোট ছোট ॥ ড্যামা ডামা কৈরা তর্‌কারি কাট। [অনু.]।

ড্যামানো=[ফ]—ক্রি. অতিক্রম করা, কোনও কিছুর উপর দিয়া পার হওয়া ॥ বেড়াডা ড্যামাও। [<ডিঙ্গানো]।
২=[সি]—ক্রি. কাটা গাছে নূতন ডালপালা গজানো ॥ গাসের্ গুরিডা আবার্ ড্যামাইসে। [<ডেম+আনো প্র. ; নামধাতু]।

ড্যামি=[বা]—বি. গাছের শাখা ॥ মাঝে মাঝে তামুক্ গাসের্ ড্যামি বাংগন্ লাগে। [<ডেম+ই প্র.]।

ড্যাম্মো=[রা]—বি. সিদ্ধ ধান ॥ ড্যাম্মো ধানের্ চাউল্ বড় ভালো হয়্।

ড্যাম্=[বা]—বি. কলার চারা ॥ কয়্‌ডা ড্যাম্ আইনা লাগাও। [<ডেম]।
২=[চট্ট]—বি. শাখা ॥ গাসের্ ড্যাম্ হৈসে। [অর্থ প্র.]।
৩=[খু]—বি. গালিবিশেষ ॥ তই ড্যাম্ তোর্ বাপ্ ড্যাম্ তোর্ মা ড্যাম্। [<ড্যাম damn ইং]।
৪=[খু]—বি. সাপের বাচ্চা ॥ খুতোর্ মদ্দি এট্টা ড্যাম্ সিল্ তাই কামড়ায়েচে'।
৫=[খু,য]—বিণ. ভিজা, স্যাঁৎসেতে ॥ ঘর্‌কান্ একেবারে ড্যাম্ উঠে গেল্। [<ড্যাম্প্ damp ইং]।

ড্যাম্‌ড্যাম্=[খু]—বিণ. অসমান, উঁচুনীচু ॥ [অনু.]

ড্যাম্‌না=[কু,বা,ফ]—বিণ. লজ্জাহীন, শয়তান ॥ [<ঢেমনা]।
২=[ফ]—বিণ. অত্যন্ত বিলাসী ॥ তার্ মতন্ ড্যাম্‌না আর দেহি নাই। [পূর্বে দেখ ; অর্থ প্র.]।
৩=[বা]—বিণ. অতি ভোজনকারী ॥ ড্যাম্‌না লোকের্ হায়াত্ কম্।

ড্যাম্‌না দেওয়া=[চা]—ক্রি. রাগ করা ॥

ড্যাম্ পরা=[চা]—ক্রি. ছাতা পড়া, নষ্ট হওয়া ॥ সিগারেট ড্যাম্ পৈরা গেসে ॥ [দেখ ড্যাম্৫+<পড়া]।

ড্যাম্‌পাড়া=[কু]—ক্রি. খোঁড়ানো ॥ ড্যাম্‌পাড়ে হাট কেন্ ?

ড্যাম্‌বল্=[খু]—বি. ফোড়া বিশেষ ॥ [<দুম্বল دمل আং]।

ড্যাম্‌শা=[রং]—বি. মেষ, বাচ্চা ॥ [দেখ ড্যাম্৪+শা]।

ড্যায়া=[সি]—বি. অনুচ্চ জেতের উপরকার পথ ॥ এহ্ কান্ দিয়া ড্যায়া পার্ ঐয়া আইস্।
২=[চট্ট]—বি. ডেকা, মর্দা বাছুর ॥
৩=[রা]—বি. মাটির ছোট পাত্র ॥
৪=[সি]—বি. <ঠোকা ॥ ড্যায়া মারি হাত্ বাংগি লাইসে।

ড্যায়ে=[খু]—বি. পিঁপড়া ॥ ড্যায়েতে গুড় খায়্। [দেখ ডাইয়া]।

ড্যায়্‌রা=[খু]—বিণ. শয়তান, দুষ্ট ॥ লোক্‌টা বড় ড্যায়্‌রা। [দেখ ডেইরা]।

ড্যারা=[চা, কুম]—বি. খুঁড়েঘর ॥ মারি মাইরা লোক্‌টা ড্যারাত্ থাহে। [<ডেরা হিং]।
২=[রং]—বি. কাঠ, হাতল, বাঁট ॥ কোদালের্ ড্যারা নাই।
৩=[কুম]—বি. ঢোল, ঢেঁড়া ॥ ড্যারা পিডাইয়া দেও। [<ঢ্যাঁড়া ; দেখ ড্যান্‌ডারা]।
৪=[রং]—বি.<ডাঁটা ॥ লাউয়ের্ ড্যারা।
৫=[রা]—ক্রি. বিণ. অতিরিক্ত ॥ তোর্ কাছে ড্যারা নিবো। [দেখ ডেউরি৩]।
৬=[রা]—বি. নৌকার মাঝের ফাঁক ॥ ড্যারার্ মধ্যে নামিছ্‌নে, পাও ভেঙে জাবে। [দেখ ডওড়া ; ডহর হিং]।
৭=[চট্ট]—বি. অল্পবয়স্কা বিবাহিতা মেয়ে ॥

ড্যারাই=[নো]—বি. বেণী ॥ [দেখ ড্যারা+ই]।

ড্যারা ঘর্=[ফ,ন,চা]—বি. রান্নাঘর ॥ [দেখ ড্যারা+ঘর]।

ড্যারাগো=[চট্ট]—বি. নৌকার আড় কাঠ ॥

ড্যারাডান্‌টি=[রা]—বি. তল্পি তল্পা, পোঁটলা পুঁটলি ॥ ড্যারাড্যান্‌টি লৈয়া ভাগ্‌ছে। [দেখ ড্যারা+ডান্‌ডি (<দণ্ড সং)+ই প্র.]।

ড্যারা ডান্‌ডা=[রং]—বি. বোচকা, পোঁটলা ॥ ড্যারা ডান্‌ডা লৈয়া ভাগ্‌ছে বুঝি ? [দেখ ড্যারা ডান্‌টি]।

ড্যারেফ্=[চা]—বি. ড্রাফ্‌ট, অধিক টাকা পাঠানোর জন্য ব্যাঙ্কের মারফৎ দেয় চেক ॥ [ড্রাফ্‌ট draft ইং]।

ড্যার্=[কুম]—ক্রি. বিণ. খুব বেশী ॥ ড্যার্ ঐসে আর্ না । [<ঢের] ।

২=[ম, পা]—বি. আস্তানা, গুহা ॥ [দেখ ড্যারা] ।

ড্যার্কা দেওয়া=[রা]—ক্রি. ঘোড়ার পা বাঁধা ॥ ঘোড়াটাকো ড্যার্কা দে নৈলে চলে জাবে । [দেখ ডাঁার্কা দেওয়া] ।

ড্যার্খশ্টা=[রা]—বিণ. সামান্য ॥ ড্যার্খশ্টা জিনিশ্ নিয়ে এত কাটাকাটি ।

ড্যার্ডেইরা=[কুম]—বিণ. খুব পাকা ॥ ড্যার্ডেইরা আম্ । [<ড্যার-ড্যার (অনু.)+ইয়া] ।

ড্যার্ড্যারা=[ম]—বিণ. পরিপূর্ণ পাকা ॥ আম্ পাইকা ড্যার্ডারা ঐসে । [দেখ ড্যার্ডেইরা] ।

ড্যার্পেচি=[রা]—বি. হাতের অলংকার বিশেষ ॥

ড্যার্ম্যাচা=[পা]—বিণ. অসিদ্ধ ॥ বাইগোন্টা ড্যার্ম্যাচা ঐসে ।

ড্যার্হা=[ম]—বি. মোরগ ॥ ড্যার্-হাডা ববাই কর্ ।

২=[পা]—বিণ. হৃষ্টপুষ্ট ॥

ড্যার্হি=[ম, কুম]—বি. মুরগী ॥ কালা ড্যার্হিডায় ডিম্ পারে ॥

ড্যালা=[রং, ম]—বি. বড় উকুন ॥ মাইয়াডার্ মাথাত্ . বহুত্ ড্যালা । [<ডেলা] ।

২=[খু, ম]—বি. শুকনা মাটির ঢিল বা দলা ॥ [<ডেলা] ।

৩=[খু, ম, বা]—বি. গজা কড়িং ॥ ড্যালা ধরা পোলাপানের্ খেলা (খু) ।

৪=[চা]—বি. মাছের লোভনীয় খাদ্য ॥ ড্যালা দিয়ে চাঁই পাত । [দেখ ড্যালা৩] ।

৫=[কুম, নো]—বি. ঘরের বেড়ার বাহিরের ভিটার মাটির উঁচু অংশ, বারান্দা ॥ ড্যালটা লেপি দাও ।

৬=[পা, ফ]—বি. আগাছা বিশেষ ॥

ড্যালাইন্=[কম]—বি. হেলান ॥ ড্যালাইন্ দিও না [ঠেলানি < ঠেলা +আন+ই প্র. ; দেখ ড্যালান্] ।

ড্যালাগালি=[পা]—বি. গালি বিশেষ ॥ ড্যালাগালি কুর্ঠে গেসিলি ।

ড্যালাড্যালা কৈরা=[পা, কু, ম]—ক্রি. বিণ. বড় বড় চোখ করিয়া, হা করিয়া ॥ মাইয়া দেখ্লেই ড্যালা ড্যালা কৈরা চাঁইয়া থাক ক্যা ? [দেখ ড্যালা] ।

ড্যালান্=[চা]—ক্রি. বি. হেলান ॥ বেরাত্ ড্যালান্ দিস্ না । [<ঠেলান্ =ঠেসান] ।

ড্যালা বাড়াইনা=[পা]—বিণ. কানা ॥

ড্যালা বাদর্=[কুম]—বিণ. অতিশয় দুষ্ট ॥ [<ডাল+ইয়া প্র.] ।

ড্যালা মাল্=[কুম]—বি. ছোট সাদা মাছ বিশেষ ॥

ড্যালামি=[ফ]—বি. অবহেলা ॥ [< ঢিলামি] ।

ড্যালাম্যালা=[রা]—বি. বাছ বিচার ॥ ড্যালাম্যালা করে না খেলে তোর্ শরির্ ভালো হবে না । [অনু.] ।

ড্যালোন্=[ফ]—ক্রি. বি. হেলান্ ॥ বেড়াডাত্ ড্যালোন্ দিও না । [দেখ ড্যালান্] ।

ড্যাল্=[খু]—বি. বাঁশ বা নলের তৈরী পাত্র বিশেষ ॥

ড্যাল্কা=[সি]—বিণ. হৃষ্টপুষ্ট, দাতা ॥

ড্যাল্কা দেওয়া=[চা]—ক্রি. ঢিলা দেওয়া ॥ গুডডি কাড়াকাড়ি লাগ্সে গুতা ড্যাল্কা দে । [ঢিল+কা প্র.] ।

ড্যাল্কানি=[ম]—ক্রি. বিণ. হেলা-ফেলা ॥ [<ঢিল+কা+নি= প্র.] ।

ড্যাল্কো=[ফ]—বি. বাতিদান, দীপাধার ॥ [<দেলকো<দীপরক্ষ সং] ।

ড্যাল্গাসি=[চা]—বি. কাঠের তৈরী দীপাধার ॥ [<দীপাল(=দীপ+আল প্র.)+গাছ+ই প্র.] ।

ড্যাল্ড্যালা=[সি]—বিণ. তরল পাতলা ॥ [<ড্যাল্ ড্যাল্ (অনু.)+আ প্র.] ।

ড্যাল্লাত্=[সি]—অব্য. বগল ॥ [হবল্য.] ।

ড্যাল্আমি=[ক]—বি. পরের উপুরে নির্ভর করার ভাব ॥ পরের্ উপুরে ড্যাল্আমি দিয়া বৈয়া রৈলে বে । [< ঢিল+আমি প্র.] ।

ড্যাশা=[কুম]—বি. গলার স্বর ॥ [<দিশা ; অর্থ প্র.] ।

ড্যাহড্=[রা]—ক্রি. বিণ. ক্রমাগত ॥ ড্যাহড্ মানুশ্ আস্ছেই । [<ঢের] ।

ড্যাহর্=[রা]—বিণ. প্রচুর ॥ [দেখ ড্যাহড্] ।

২=[ম]—বি. গালি বিশেষ ॥ এত ড্যাহর্ দেও ক্যা ?

ড্যাহল্=[ম]—বি. টক ফল বিশেষ ॥ [দেখ ড্যাকল্] ।

ড্যাহা=[কুম, সি, ম]—বি. বাছুর ॥ গাইয়ের্ ড্যাহাডায় দুদ্ খাইয়া ফাল্সে । [তুং ড্যাকা] ।

২=[সি]—বি. চৌকাঠ ॥ ড্যাহাত্ বৈও না ।

৩=[কুম]—বি. <টাকা ॥

ড্যাহাটা করা=[রা]—ক্রি. অনর্থক ঝঞ্ঝাট করা ॥ টাকা ধার্ দিয়ে পেষে বড় ড্যাহাটা কর্তে হয় ॥

ড্যাহামি=[ম]—বি. ভাতের ফেন ॥ [তুং ড্যাঁকামি] ।

ড্যাহাল্=[ম]—বি. গরম ॥ ড্যাহাল্ বাত্ খাইয়া যাও ॥

ড্যাহোর্=[রা]—ক্রি. বিণ. ক্রমে ক্রমে ॥ মিটিংয়ে লোক্ ড্যাহোর্ আস্ছেই । [দেখ ড্যাহড্] ।

ডৈ=[কু, ম]—বি. নারিকেলের মালার তৈরী হাতা, চামচ বিশেষ ॥ এক্ ডৈ ডাইল্ দ্যাও । [ডোই হিং<দর্বি সং] ।

২=[পা]—বি. সাত (গুলিখাড়ি খেলায়) ॥

৩=[চট্ট]—অস. ক্রি. দগ্ধ হইয়া ॥ পরান্ ডৈ গেল্ ॥ [<দেহি < দেহিয়া] ।

ডৈক্কা=[চট্ট]—বি. প্রকার, রকম ॥ ই ডৈক্কা কথা আঁই বুনিবার্ ন পারি । [<ঢক+ইয়া] ।

ডৈয়া=[বা]—বি. হাতল ॥ ডৈয়া দিয়া লাইরা দে। [দেখ ডৈ]।

ডৈলা=[চট্ট]—বি রকম, সদৃশ ॥ [<ডৌল+আ প্র.]।

ডৈল্যা=[কুম]—অব্য. মত, ন্যায় ॥ [দেখ ডৈলা]।

ডৈল্‌=[কুম]—ক্রি. বিণ. রকম ॥ বৌরে কত ডৈলে বুঝাইলাম্। [<ডৌল]।

ডৈশ্‌কা খাওয়া=[ক]—ক্রি. ভাজিয়া যাওয়া ॥ খেড়ের পালাড়া ডৈশ্‌কা গেসে। [<ধস(<ধ্বস্)+কা]।

ডৈশ্‌কানো=[ক]—ক্রি. নষ্ট বা ধ্বংস করা ॥ [ধ্বংস+আনো প্র. ; নাম-ধাতু]।

ডো

ডোআ=[বা]—বি. পোতা ॥ ঘরের ডোআ লেপা শেষ্ ঐ গেসে। [<দাওয়া (<দার্বট সং)]।

ডোই=[পা]—বি. কাঠের চামচ ॥ ডোই দিয়া তর্কারি দাও ॥ [দেখ ডৈ]।

ডোওয়া=[ক]—বি. ঘরের সিঁড়ি ॥ [দেখ ডোআ]।

ডোওয়াটি=[রা]—বি. বহিবাটী ॥ [দেখ ডোআ+বাটী]।

ডোওলা=[চট্ট]—বি. জেলে, মাছ বিক্রেতা ॥ [<ডোম+আ প্র.]।

ডোং=[খু]—বি. তামাসা ॥ বেশি ডোং করিস্ না। [দোং হিং ; তুঃ ঢং]।

২=[চা]—বি. ছোট নৌকা ॥ ডোং নাও। [ডোঙ্গা]।

ডোং করা=[বা]—ক্রি. অভিমান করা ॥ ডোং কর্‌লে লাভ্ কি ঐবো। [দেখ ডোং+করা]।

ডোংগল্‌=[পা]—বিণ. স্ফীত ॥ গরুটা বান্না ডোংগল্ হৈসে'।

ডোংগা=[বা, য]—বিণ. বাঁকা ॥ ডোংগা গাস্ কাট্‌তে বস ডাক্‌তো।

২=[খু, কুম]—বি. টিনের পাত্র ॥ ডোংগায় রশ্ বাল্ দেওয়া যাইবো।

৩=[রা]—বি. রস রাখার আধার বিশেষ ॥

৪=[কুম]—বি. খালুই ॥ ডোংগা লৈয়া মাসু ধর্‌তে যামু।

৫=[বা]—বি. পাখী বিশেষ ॥

ডোংগা আড্‌=[কুম]—বি. বড় হাঁড় ॥

ডোংগানো=[চা]—ক্রি. বাঁকানো ॥ রাস্তটা ডোংগাইয়া গ্যাসে। [দেখ ডোংগা+নো প্র.]।

ডোংলা=[পা]—বিণ. কাঁপা ॥

ডোঐর্‌গ্যা=[চট্ট]—বি. এক ডাল-বিশিষ্ট গাছ ॥

ডোঁকানো=[রা]—ক্রি. শায়েস্তা করা। সুযোগ্ পালি তোকে ডোঁকাবো।

ডোঁক্‌=[রা]—বি. বর্ষা ॥ [<চলক <চল+ক]।

ডোঁয়া=[চট্ট]—বি. পিঁপড়া বিশেষ ॥ [দেখ ডাইয়া]।

২ =[নো, চট্ট]—বি. <ডানা, পাখা ॥ অাঁই মোর্‌গের্ ডোঁয়া খামু।

ডোঁয়ানা=[চট্ট]—বি. জেলে, জালিয়া।

ডোঁয়ানি=[চট্ট]—বি. জেলেনি ॥

ডোঁয়ানো=[চট্ট]—ক্রি. বাঁকিয়া যাওয়া ॥ [দেখ ডোংগানো]।

ডোঁরে=[চট্ট]—অস. ক্রি. <দৌড়াইয়া ॥

ডোঁর্‌=[রা]—বি. ছেলেমেয়েদের কোমরের ফিতা ॥ ছাওয়াটার্ কোমরে ডোঁর্ নেই ॥ [<ডোর সং]।

ডোঁর্‌শি=[রা]—বি. গাছ বিশেষ ॥

ডোঁর্‌টি=[রা]—বি. বালতি ॥ এক্ ডোঁর্‌টি পানি আন্। [<ডোলতি <ডোল হিং +তি প্র.]।

ডোকর্‌=[চা]—বি. ষাঁড়ের ডাক ॥ হায় ডোকর্ পার্‌তাসে। [ডুকরন]।

ডোকা=[বা]—বি. গরু বাঁধার দড়ি ॥

২=[সি]—বি. <ধোঁকা ॥

ডোকে ডাকে=[চা]—ক্রি. বিণ. নিশ্বাসে প্রশ্বাসে ॥ এত ডোকে ডাকে পানি খাইস্ না, বাড় খাইয়া ল। [ডুক্ (অনু.)+এ (বিভক্তি)+ডাকে অনু:)]।

ডোকৈরা পাড়া=[চা]—ক্রি. পরের সম্পদ দেখিয়া হিংসায় চীৎকার করা ॥ তোই ডোকৈর্ পার্‌লে কি ঐবো। [<ডুকার+পাড়া]।

ডোক্‌=[কুম]—বি. গলাধঃকরণ ॥ কোন রহমে ডোক্ গিল্যা খাইয়া ল। [<ঢোক]।

২=[খু]—বি. কোনও স্থানে বসা ॥

৩ =[চট্ট]—বি. কোমল খোলস ॥

ডোক্‌কল্‌=[কুম]—বি. গলাধঃ-করণ ॥ [<ঢোক+ল প্র.]।

ডোক্‌কা=[পা]—বি. চার (গুলি-বাড়ি খেলায়) ॥

ডোক্ গিলা=[পা]—ক্রি. শ্বাস প্রশ্বাস লওয়া ॥ অত ধোরে ডোক্ গিলিস্ না। [<ঢোক গিলা]।

ডোক্ গেলা=[পা]—ক্রি. আত্মসাৎ করা ॥ [দেখ ডোক্+গিলা ; অর্থ প্র.]।

ডোক্ চেঁপা=[পা]—ক্রি. গিলিয়া খাওয়া ॥ [দেখ ডোক্+চিপা]।

ডোক্‌না=[বা]—বিণ. বাঁকা ॥ বেরাডা এক্‌টু ডোক্‌না। [দেখ ডোংগা ; বর্ণ বিপর্যয়]।

২=[খু]—বি. কলসী ॥ চা'উল্‌গুলা ডোক্‌নায় রাখ্‌লি রাখ্?

ডোক্‌না বারি=[য]—বি. কথার খোঁচা ॥ তুমি বারি এক্‌টা ডোক্‌না বারি খাইলো ॥

ডোক্‌রা ডুক্‌রি=[ব]—বি. উচ্চৈঃ স্বরে কান্না ॥ [<ডুকরা(<ডুকরান)+ডুকরি]।

ডোক্‌রানো=[রং, রা]—ক্রি. উচ্চৈঃ স্বরে কাঁদা ॥ শাস্তি মর্‌লে কি এত ডোক্‌রে। [<ডুকরানো]।

২=[রা]—ক্রি. চীৎকার করানো ॥ ছাওয়াটাক মারি ডোক্‌রালু কেনে? [অর্থ প্র.]।

ডোক্‌লা=[বা]—বি. অসভ্য ॥ [দেখ ডেইরা]।

৩=[কু]—বিণ. পেটুক ॥ [অর্থ প্র.]

ডোক্‌শা=[পা,ম]—বি. খাদা, গামলা ॥

৪=[পা]—বিণ. অলস, শক্তিহীন ॥ সেলেটা বড় ডোক্‌শা।

৫=[পা]—বি. সানকী ॥

ডোগল্‌=[ম]—বি. আখের ডগা ॥ ডোগল্‌ডা রুইয়া দিলে চা'রা ঐব। [<ডগ্(<ডগা)+লা প্র.]।

ডোগা=[ব, রং]—বি. দোহন করিবার মাটির পাত্র ॥ এক্ ডোগা দুধ্ কিনে আন্।

২=[রা]—বি. আগুন রাখিবার পাত্র ॥

৩=[পা]—বি. আগাছা ॥

৪=[নো, চট্ট]—বি. সুপারী বা কলাগাছের মাঝের ডাঁটা ॥ [<ডগা]।

৫=[চট্ট]—বি. আগা ॥ গাসের্ ডোগাত্ ন উইটো। [<ডগা]।

৬=[পা, বা, ব,]—বি. ধান মাড়াই-বার সময় গরু জোড়ার দড়ি ॥

৭=[রা]—বিণ. <ডাগর ॥ ডোগা মাইয়ের্ বিয়া ঠিক্ হচে।

ডোগাইয়া আনা=[ঢা]—ক্রি. আগা কাটিয়া আনা ॥ লাউ পাতা ডোগাইয়া আন্‌সি ॥ [<ডগা(<ডাগানো)+ইয়া+আনা]।

ডোগানো=[ম]—ক্রি. ধান কাটিয়া রাখা ॥

২=[ক, খু]—ক্রি. পানির নীচ হইতে কাটিয়া লওয়া ॥ [<ডগানো <ডগা+নো প্র.; নামধাতু]।

ডোগি=[ঢা]—বি. গজম ॥

ডোগ্‌=[ক]—বি. আখের পাতা। গরুরে কতাগুন্ ডোগ্ দিয়া আয়। [<ডগ (<ডগা)]।

২=[চট্ট]—বি. ডগা, আগা ॥ কচি' শাকের্ ডোগ্ খাইতে মজা ॥

৩=[ক]=বি. <ঢোক, গলাধঃকরণ ॥ গলায় কাডা বিন্‌ধে ডোগ্ গিল্‌তে পারি না।

৪=[খু]—বি. ঢোল ॥ হাপুলি মেয়েডার্ গালে ডোগ্ খায়।

ডোগ্‌ গিলা=[কুম]—ক্রি. <ঢোক গেলা ॥

ডোগ্‌না=[রা]—বি. ইঁটের দেওয়ালের মধ্যকার ফাঁক ॥ দেওয়ালের ডোগ্‌না এত বড় কেন্?

ডোগ্‌রা=[রা]—বি. বাঁশের তৈরী বড় পাত্র ॥ এক্ ডোগ্‌রা না হলে তার্ পেট্ ভরে না।

ডোগ্‌লা ডাগ্‌লি=[ঢা]—বি. বাজে জিনিস ॥ তোমার্ এই ডোগ্‌লা ডাগ্‌লি কৈ থুইবো লৈয়া যাও।

ডোডানো=[রা রং]—ক্রি. চীৎকার করিয়া কাঁদা ॥ তুই অত ডোডাশ্ কেন্

ডোনা=[চট্ট]—বি. মৎস্যজীবী ॥

ডোন্‌=[কুম,ঢা,বা,ক]—বি. বাঁক ॥ গাঙের ডোন্ ঘুইরা আইতে সময় বেশি লাগে।

ডোন্‌কা=[নো]—বিণ. বড় ॥ ডোন্‌কা পেট্।

ডোন্‌ডে=[ম]—ক্রি. বিণ. মুহূর্তে ॥ ডোন্‌ডে যাও। [<দণ্ড সং+এ বিভক্তি]।

ডোপা=[কুম, পা]—বিণ. মোটা, অলস, ভারী ॥ তোর্ মত ডোপা লোক্ আর্ দেখি না।

ডোপে ডাপে=[ঢা]—ক্রি. বিণ. সুযোগ সুবিধা মত ॥ ডোপেডাপে অনেক্ বালো জিনিশ্ পাওয়া যায়।

ডোপানো=[সি]—ক্রি. ভোঁতা বা ধার নষ্ট করা ॥ [দেখ ডোপা+নো প্র.; নামধাতু]।

ডোপ্‌=[ব]—বি. খেলার বল ॥

২=[পা]—বি. নৌকা টানিয়া নিবার রজ্জু, গুণ ॥

৩=[বা]—বি. স্তূপীকৃত পানা বা শেওলা ॥ খেড়ু ডোব্ বরা।

ডোফাড্ডি=[কুম, ঢা]—বি. গায়ের চাদর ॥ [দেখ ডুপাট্টি]।

ডোবা=[বা]—ক্রি. থামা ॥

ডোবানি=[কুম]—বি. নারিকেলের মালার তৈরী চামচ বিশেষ ॥ ডোবানি দিয়া ডল্‌কাদি নারে। [<ডুবা (<ডুবানো)+নি প্র.]।

ডোব্‌=[পা]—বি. <ডোবা, জলাশয় ॥

২=[বা]—বি. বালতি ॥

৩=[ব]—বি. গর্ত, টোল ॥ নয়া ডেক্‌চি'তে এক্‌টা ডোব্ পড়সে। [<ডোবা]।

৪=[রা]—বি. সামান্য খোঁচা ॥

ডোব্‌ডোবা=[রং]—বিণ. অতিরিক্ত খালি ॥ [<ডুবডুব (অনু.)+আ প্র.]।

ডোব্‌রা=[কুম]—বিণ. বামহাতী, যে বামহাতে খায় বা কাজ করে ॥ [=ডাব্‌রা]।

ডোব্‌লা=[ম]—বিণ. মোটা ॥ ডোব্‌লা বরে খাইতে আরাম্।

ডোমর্‌ গাউর্‌=[চট্ট]—বি. অকেজো লোক ॥ হিতে উগ্‌গুয়া ডোমর্ গাউর্। [দেখ ডোমের্+গাভুর ম. বাং]।

ডোমা=[চট্ট]—বিণ. ডোম (তুচ্ছার্থে)। [<ডোম সং+আ প্র.]।

২—[চট্ট]—বি. দোপাটা ॥

৩=[কুম]—বি. বড় কালো পিঁপড়া ॥ ডোমায় কামড়ে খাড়ি বিশ্। [<ডোমা]।

৪=[কুম,সি,ম]—বি. খণ্ড শাড়ি কাপড় ॥

ডোমাইন্যা=[ঢা]—বিণ. আগাকাটা ॥ তামাক্‌গুলি ডোমাইন্যা ঐসে। [দেখ ডোমা৩+ন+ইয়া প্র.]।

ডোমাডামি=[চা]—বি. ছিন্ন বস্ত্র ॥ ডোমাডামি পিন্দা কোনও রহমে দিন্ কাটাই। [দেখ ডোমা$_{৪}$+ডামি (অনু.)]।

ডোমৈর্=[ফ]—বি. যাহারা বেতের কাজ করে ॥ [ডোম+র প্র.]।

ডোম্=[পা]—বি. কলাই ক্ষেতের আগাছা বিশেষ ॥ খেশারির্ যমিতে ডোম্ হয়।

২=[নো]—অব্য. গ্রাম্য খেলায় ব্যবহৃত শব্দ বিশেষ ॥

ডোম্ করা=[খু]—ক্রি. খণ্ড খণ্ড করা ॥ আখ্‌গুলি ডোম্ কর। [<ডোম(খণ্ড)+করা]।

ডোম্ কৈ=[রা]—বিণ. ছোট কৈ মাছ ॥

ডোম্‌পাই=[পা]—বি. গর্ব, অহংকার ॥ ডোম্‌পাই কর কেন্? [দেখ ডম্‌ফাই]।

ডোম্‌ফা=[ফ]—বি. বাদ্য যন্ত্র বিশেষ, ডম্ফ ॥

ডোম্‌ফাই=[য]—বি. অহঙ্কার, বড়াই ॥ বেশি ডোম্‌ফাই করা ভালো না। [দেখ ডোম্‌পাই]।

ডোম্‌রা গাস্=[ফ]—বি. এক প্রকার গাছ ॥

ডোয়্‌রন্=[চট্ট]—ক্রি. আওয়াজ করা (পাখীর) ॥ [<ডুকরন, ডুকরানো]।

ডোয়া=[ফ, পা, ম, খু]—বি. মেঝের সমান উঁচু ঘরের চারি পার্শ্ব ॥ [দেখ ডোঅা]।

২=[ফ]—বি. খাল পুকুর ইত্যাদি খনন করিতে উঠানামার সিঁড়ি ॥ [অর্থ প্র.]।

ডোয়াতি=[চট্ট]—বি. গায়ের চাদর ॥ গরমের্ দিন্ ডোয়াতি ন লাগে। [দেখ ডুপাটি]।

ডোয়ানো=[ফ]—ক্রি. নিড়ানো ॥ খেত্ টা বালা কৈরা ডোয়াও ॥

২=[রা]—ক্রি. জমিতে জল দেওয়া ॥ [<ডুবানো]।

ডোয়াল্=[য]—বি. <দেওয়াল ॥

২=[সি]—বি. নদীর গভীরতম অংশ ॥ ডোয়ালে নাম্‌তে ডর্ করে। [<ডহাল <ডহর]।

ডোয়্যা=[চট্ট]—বিণ. কাঁচা ॥ ডোয়্যা বাঁশ।

ডোরা=[চট্ট]—বি. মেয়েদের চুল বাঁধার রঙ্গীন ফিতা ॥ [<ডোর সং+আ প্র.]।

২=[ফ]—বি. ঘরের চারিদিকে উঁচু মাটির সিঁড়ি ॥

৩=[না]—বি. সুতা ॥ [দেখ ডোরা]।

৪=[না, খু]—বি. পানি সেঁচার পাত্র বিশেষ ॥

৫=[খু]—বি. নৌকার মধ্যভাগের পানি জমার স্থান ॥ ডোরাত্ অনেক্ পানি হলো। [দেখ ডওড়া]।

৬=[পা]—বি. একপ্রকার লম্বা জাল ॥ আয়্‌রাতি ডোরা দিয়া খুব্ মাস্ মারিচি। [<ডওড়া]।

ডোরা যাল্=[পা]—বি. দুইদিকে কাঠি বিশিষ্ট জাল ॥ [দেখ ডোরা + জাল]।

ডোরাডুরি=[পা]—বিণ. রেখাযুক্ত ॥ ডোরা ডুরি কাপড়। [দেখ ডোরা+ডুরি]।

ডোরানো=[কুম, বা]—ক্রি. খোঁজ করা ॥ তোমারে বহুত্ ডোরাইসি(কুম)। [< ঢোঁড়া (<ঢুণ্ঢ সং)+নো প্র.]।

২=[খু]—ক্রি. ভয় পাওয়া ॥ ভুত্ দেখে কেডা না ডোরায়। [<ডরানো]।

৩ =[কুম]—ক্রি. ইনাইয়া বিনাইয়া কাঁদা ॥ হোনাডায় ডোরাই ডোরাই কান্দে। [<ডুকরানো]।

ডোরি ডোরি=[কুম]—অস. ক্রি. টানিয়া টানিয়া (কাঁদা) ॥ [<ডুকরিয়া ডুকরিয়া]।

ডোর্=[চট্ট]—বি. জুতা ॥ ডোর্ যোড়া বদল্ হৈয়ে।

২=[খু]—বি. ভাঁজ ॥ হাঁড়িটা ডোর্ খাইয়া গেসে ॥

৩=[খু]—বি. পানি রাখার উপকরণ ॥ টিনের্ ঘরের্ চাঁলে ডোর্ দিয়া পানি ধরো। [<ডোল]।

৪=[ফ]—বি. সাপের বিষের মন্ত্র ॥ উযায় ডোর্ দিয়া বিশ্ নামাইবো।

৫=[চট্ট]—বি. পেট ॥ ডোর্ ভৈর্‌গেনি। [<ডহর]।

৬=[রং]—বি. বড়শি ॥ [<ডোর সং=সুতা ; অর্থ প্র.]।

৭=[ম]—বি. ছিদ্র ॥ গাস্‌টাতে এক্‌টা ডোর্ আসে।

৮=[কু]—বি. ঘুনশী, কোমরের সুতা ॥ আমার কাঁকালে ডোর্ আসে। [< ডোর]।

ডোর্‌কি=[কু]— বিণ. ভীতু ॥ তোর্ মত ডোরকি আর্ নাই। [<ডর+কি প্র.]।

ডোর্ জাল্=[রা]—বি. জাল বিশেষ ॥ [দেখ ডোরা যাল্]।

ডোর্ বড়্‌শি=[চট্ট]—বি. লম্বা সুতায় লাগানো বড় বড়শি বিশেষ ॥ [দেখ ডোর্$_{৬}$+বড়শি]।

ডোর্ মালি=[কুম]—বি. সুতার তৈরী ছোট থলি ॥

ডোর্ লাগানো=[না]—ক্রি. বিষ নামাইবার বিশেষ কৌশল করা ॥ [দেখ ডোর্$_{৪}$+লাগানো]।

ডোলং=[রা]—বি. আইলের উপরের ছোট পুল ॥

ডোলম্=[চট্ট]—বি. সব্জি বিশেষ ॥

ডোলা=[ম]—বিণ. খালি ॥ খিদায় পেট্‌টা ডোলা ঐল্। [<ঢোল+আ প্র.]।

২=[ফ]—বি. নিড়ান ॥ খেত্‌টা ডোলা দেওন্ লাগ্‌বো।

৩=[কুম]—বি. মাছ ধরিবার বাঁশ বা বেতের তৈরী পাত্র বিশেষ ॥

৪=[ফ, কুম]—বিণ. মোটা ॥ যমিদার্ সাবে বর ডোলা। [দেখ ঢোলা]।

৫=[কুম]—বি. ছিদ্র ॥ পর্‌দিতে নাকের্ ডোলা বন্দ ঐ গেসে।

৬=[কুম]—বি. ঢিলা, বড় ॥ মৌলবি শাবে ডোলা কুরতা গায়্ দিসে। [<ঢোলা]।

ডোলাগাড়া=[পা]—বিণ. অলস ॥ ডোলাগাড়া চাঁকর্ রাখে কে?

ডোলি=[চা]—বি, শিবিকা ॥ ডোলিত্ কৈরা নাইয়র্ আনে। [<দোলী সং]।

ডোল্যা=[ম, চা]—বি. যে ঢোল বাজায় ॥ ডোল্যা বেডার্ কায্ কি। [<ঢুলী+আ প্র.]।

ডোল্=[রং]—বি. অনুরূপ, মত ॥ তোর্ ডোল্ আমি অত আহাম্মুক্ না। [<ডৌল]।

ডোল্ কলমি=[চট্ট]—বি, স্থলকলমি শাক ॥ [দল কলমি]।

ডোল্‌কুশ্=[ম]—বি. পাল্কী ॥ ডোল্‌কুশ্ দিয়া বৌ আইয়ে। [<দোল+কুশ্]।

ডোল্‌চি=[রা]—বি. ছোট বালতি ॥ ডোল্‌চিতে করে পানি আনো। [<ডোল্‌চী হিং]।

ডোল্‌না=[পা]—বি. ঝাঁপা ॥ [ঢোল+না প্র.]।

২=[ফ]—বি. মই ॥ [<ডলন+আ প্র.]।

ডোল্‌লা=[কুম]—বি. খালি ॥ [দেখ ডোলা]।

ডোল্ শহরত্=[সি]—বি, ঢোল, বাদ্য ॥ হিন্দুর্ বিয়া ডোল্ শহরত্ করি অয়। [<ঢোল+শুহরত شهرت আঃ]।

ডোল্‌হা=[পা]—বিণ, অলস ॥ [দেখ ডোল্লা]।

ডোশম্=[খু]—বি. হোগলার তৈরী পাত্র বিশেষ ॥

ডোশ্=[সি]—বি. মাথা মারা আঘাত ॥ [<ঢুস]।

ডোশ্‌কা=[চট্ট, ফ]—বিণ. অলস, মোটা ॥ লোক্‌টা খুব্ ডোশ্‌কা।

ডোশ্‌কোলা=[বা]—বি. বড় আকৃতির ব্যাঙ ॥

ডোশ্‌না=[কু]—বি, আদব, জ্ঞান ॥

ডোহল্=[পা]—বিণ. গালি বিশেষ ॥ দুরহ বেটা ডোহল্।

ডোহিয়া=[রা]—অস. ক্রি, জ্বলিয়া ॥ শারা শরির্ ডোহিয়া পুড়ি গেল্। [<দহিয়া]।

ডোহ্‌লা=[পা]—বিণ. ভবঘুরে ॥ ওই ডোহ্‌লা সাওয়ালের্ বরশা কি?

ডৌক্=[চট্ট]—বি. <ঢাক্ক।

ডৌক্‌না=[বা]—বি. তরকারীর হাঁড়ি ॥

ডৌগা=[চট্ট]—বি. ডাল ঘোঁটার হাতা ॥

ডৌগ্‌লা=[সি]—বি. মাটির তৈরী তরকারির বাটি ॥

ডৌয়া=[চট্ট, ফ]—বি. কাঠের তৈরী হাতা বা চামচ ॥ [ডবা হিং <দর্বিক সং]।

২=[খু]—ক্রি. বিণ. কিছুই না ॥ ওরে মার্‌লে আমার্ ডৌয়া হবে।

৩=[বা]—বি. টক ফলবিশেষ ॥ ডৌয়ার্ খুব্ বালো চাটনি অয়। [<ডেউয়া(<ডহু সং]।

৪=[রা, পা]—বি. ডুমুর ॥

ডৌরি=[চট্ট]—বি. কাছারি, দহলিজ ॥ [<দেউড়ি<দেহলী]।

ডৌল্যা=[চট্ট]—বি. প্রকার ॥ এই ডৌল্যা চিঁজ্ এহানে ন আসে। [<ডৌল+ইয়া প্র.]।

ডৌল্=[চট্ট]—বিণ. মত, ন্যায়, অনুরূপ ॥ হিতে তার্ বাপের্ ডৌল্ ॥ [হিং]।

২=[চট্ট]—বিণ. সুন্দর ॥ [অর্থ প্র.]।

ডৌল্‌ডাল্=[সি]—বি. গঠন ॥ [দেখ ডৌল+ডাল (অনুঃ)]।

ডৌল্‌ফাগা=[সি]—বি. আকৃতি, চেহারা ॥ মাইয়াডার ডৌল্‌ফাগা বালো

ঢ

ঢও=[রা]—বি. ওজন করিবার পাথর ॥ [দেখ ঢক্]।

ঢওয়া=[খু]—বি. প্যাঁচ ॥ দড়িতে ঢওয়া লেগেসে।

ঢওয়ানো=[ব]—ক্রি. বহন করা ॥ [<ঢোনা হিং]।

ঢং=[খু]—বি. টিনের পাত্র ॥

২=[রা]—বি. দক্ষতা ॥ তার্ কাম্ কর্‌বার্ ঢং নাই। [ঢং হিং]।

ঢংগড়ুদ্=[খু]—বিণ, রসিক, ভাঁড় ॥

ঢং ঢং=[রা]—বিণ. খালি ॥ 'বাহিরে ঢং ঢং ঘরে ঢং ঢং' (প্রবাদ)। [অনু.]।

ঢংদিদি=[খু]—বিণ. হাস্যরসিকা, ভাঁড়ামিতে দক্ষা ॥ [দেখ ঢংগুরু+দিদি (স্ত্রী)]।

ঢংশ=[খু]—বি. বিনষ্ট ॥ শংশারডা তুই ঢংশ্ করে দিলি। [<ধ্বংস]।

ঢক্যা=[চট্ট]—বি. রকম, সদৃশ ॥ তোর্ ঢক্যা মানুষ্ আর্ দেহি নাই [দেখ ঢক্+ইয়া প্র.]।

ঢক্=[ম]—বি. কাঠামো, আকৃতি, চেহারা ॥ আর্ কিছু না থাকুক্, ঢক্ ভালো। [<ঢব্ হিং]।

২=[রা]—বি. নিক্তিপাল্লা ॥

৩=[রা]—বি, ভনিতা, ঢং ॥ অতো ঢক্ না করিস্ বাছে। [<ঢোং হিং]।

ঢক্‌ডৌল্=[বং]—বি. সৌন্দর্য ॥ এমন্ বিয়াও করলু যে তার্ ঢক্‌ডৌল্ নাই [দেখ ঢক্+ডৌল]।

ঢক্‌ঢক্‌=[রা]—ক্রি .বিণ. ঠকঠক ॥ রাস্‌তাকোনা ঢক্ ঢক্ করিচে। [অনু.]।

ঢক্‌পসন্‌দ=[খু]—বি. কাণ্ডজ্ঞান ॥ তোমার্ কোন ঢক্‌পসন্দ নেই। [দেখ ঢক্+পসন্দ پسند ফা.]।

ঢক্‌বরাদ্‌দ=[খু]—বি. সাজসজ্জা, ভাবগতিক ॥ [দেখ ঢক্+বরাদ্দ< বর আবরদ براورد ফা.]।

ঢক্‌মকে=[খু]—বিণ. নড়বড়ে, দুর্বল ॥ গাড়ির্ চ'কাটা ঢক্‌মকে হয়া গেসে। [<ঢক্‌মক্(অনু.)+এ প্র.]।

ঢগর্‌, ঢগর্‌=[য]—ক্রি. বিণ. নড় বড় ॥ খুঁটিটা ঢগর্ ঢগর্ কর্‌সে। [অনু.]।

ঢগ্‌=[খু]—বি. ভংগিমা, ঢং ॥ অত ঢগ্ ভাল না [দেখ ঢক্]।

ঢড্‌ডরা=[রা]—বিণ. অর্ধভগ্ন, জীর্ণ ॥ [<ঢর্ ঢর্ (অনু.)+আ প্র.]।

ঢন্‌ঢনা=[রং]—বিণ. অতিশয় শুকনা ॥ নদিটা শুকিয়া ঢন্‌ঢনা হৈচে। [<ঢন্‌ঢন্ (অনু.)+আ প্র.]।

ঢন্‌ঢনিয়া=[দি, রা]—বি. বড় নীল মাছি বিশেষ ॥ কাঁঠালে ঢন্‌ঢনিয়া বশিচে।

২=[রং]—বিণ. অপুষ্ট ও শুষ্ক ॥ ঢন্‌ঢনিয়া গুপারি। [<ঢন্‌ঢন্ (অনু.) +ইয়া প্র.]।

ঢন্‌ঢন্‌=[খু]—বিণ. খালি ॥ [অনু.]।

২=[খু]—ক্রি. বিণ. অনাবশ্যক ॥ ঢন্‌ঢন্ বেড়ায়ে কি লাভ্? [অনু.]।

ঢপা=[য]—বিণ. মোটা ॥ লোক্‌টা ঢপা। [ঢপ্ পু. হিং]।

ঢপ্‌=[রা, রং]—বি. সৌন্দর্য ॥ বড়ো ঢপের্ মাইয়্যারে। [দেখ ঢক্]।

ঢপ্‌ করা=[বা]—ক্রি. রঙ্গ করা ॥ এখন্ ঢপ্ করার্ শময়্ না। [দেখ ঢক্+করা]।

ঢপ্‌ পরা=[রা]—ক্রি. ভাঁজ পড়া ॥ [<ঢব্+পড়া]।

ঢড্‌ ঢড্‌ করা=[খু]—ক্রি. ফাঁকা আওয়াজ হওয়া ॥ ধানের ডোল্ ঢড্ ঢড্ করত্যাসে। [<ঢড্ ঢড্ (ধ্বন্যা.)+ করা]।

ঢয়্যা যাওয়া=[রা]—ক্রি. কাটিয়া যাওয়া ॥ চাকু লেগে ওর্ হাত্ ঢয়্যা গেছে। [< ঢইয়া< ধ্বসিয়া + যাওয়া]।

ঢর্‌=[খু]—বি. নিচু জমি ॥ [ডহর]।

ঢল্‌কা=[র]—ক্রি. বি. ঢালিয়া দেওয়া ॥ [<ঢল+কা প্র.]।

ঢল্‌তা=[রা]—বি. মাপের অতিরিক্ত, ফাও ॥ আবার্ ঢল্‌তা চাও কেন্? [<ঢল+তা প্র. ; অর্থ প্র.]।

ঢল্‌তি=[রা]—বি. ফাও, কাঁচা মাল কিনিবার সময় মনের উপর দেয় বাড়তি অংশ ॥ [দেখ ঢল্‌তা]।

ঢল্‌মল্যা=[রা]—বি. ঢিলা ॥ খিচ্‌ড়্যাটা খুব্ ঢল্‌ল্যা হয়েছে। [< ঢল্‌মল্ (অনু.)+ইয়া প্র.]।

ঢশক্‌=[রা]—বি. আহ্লাদ ॥ আর্ কত ঢশক্ ধর্‌বি? [<ঠসক]।

২=[রা]—বি. অহঙ্কার ॥ কাক তোর্ ঢশক্ দেখাশ্? [অর্থ প্র.]।

৩=[রা]—বি. আকৃতি ॥ ছেলেটা তার্ বাপের্ ঢশকের্।

ঢশা=[রং]—বি. কম্বল ॥ যে জার্ পড়্‌ছে তাতে ঢশা না হলে কি চলে?

ঢশ্‌কা=[রা]—বি. গামলা ॥ ঢশ্‌কা ভরা ভাত্ খালে চল্‌বেনা, কাম্ কর্‌তি হবি।

ঢশ্‌ঢশ্‌=[খু]—বিণ. ঢিলা ॥ বাঁধনের্ অভাবে বেড়া ঢশ্‌ঢশ্ কর্‌সে। [অনু.]।

ঢা

ঢাই ভেরেন্‌না=[খু]—বি. রেড়ির গাছ ॥ [<ঢাকি+ভেরেণ্ডা(<এরণ্ড সং)]।

ঢাউংনা=[দি, রং, রা]—বি. ডাঁটা, বোঁটা, তাল বা সুপারির পাতা ॥ ঢাউংনার্ খোল্ দিয়া পাখা বানায়।

ঢাউন্‌=[রা]—বি. মাটির পাত্র বিশেষ ॥ [<ঢাকুন<ঢাক (<ঢাকা) +উন প্র.]।

ঢাওই=[বা, খু]—বি. যাহারা গাছ কাটে বা কাড়ে ॥ [দেখ ঢাকৈ]।

ঢাংগড়্‌=[খু]—বি. বেমানান লম্বা ॥ ষোটা বড় ঢাংগড়্। [<ডাঙ্গর<ডাগর (দীর্ঘ সং)]।

ঢাংগশ্‌=[খু]—বিণ. বেমানান লম্বা ॥ ষোটা বড় ঢাংগশ্। [দেখ ঢাংগড় ; ঢাংগ+শ প্র.]।

ঢাংগা=[দি, রা]—বি. তাল বা সুপারির পাতা ॥ [দেখ ঢাউংনা]।

২=[রং, পা]—বিণ. লম্বা ॥ লোক্‌টা গুয়াগাছের্ মত ঢাংগা (রং)। [< ঢেঙ্গা]।

ঢাংগি=[খু]—বি. বাঁট, হাতল ॥ কুড়ালের্ ঢাংগি। [<ঢ্যাং(<টঙ্ক সং) +ই প্র.]।

ঢাংগ্যা=[রা]—বি. ডাল ॥ [দেখ ঢাউংনা]।

ঢাঁইশ্‌=[রা]—বি. অহঙ্কার, গর্ব ॥ [<ঠেস]।

ঢাঁশা=[ব]—বি. রীতি ॥ আর্‌কাল্ ঐ এক্ ঢাঁশা হস্‌লে।

২=[রা]—বি. রকম, প্রকৃতি ॥ তুমি কোন্ ঢাঁশার্ লোক্?

ঢাকি=[দি, রা]—বি. বাঁশের বাখারীর তৈরি আধার বিশেষ, ঝুড়ি, মাটি কাটার পাত্র বিশেষ ॥ [<ঢাক+ই প্র.;অর্থ প্র.]।

ঢাকিদলা=[রা, দি, ব]—বি. কচুরী পানা ॥ ঢাকিদলাতে পুকুর্ ভর্‌তি। [<ঢাক্ (<ঢাকা)+ই প্র.+দল+ আ প্র.]।

ঢাকে=[চট্ট]—ক্রি. বিণ. কাছে, কিনারায় ॥ আমার্ চাকে আয়্। [দেখ চাগ্+এ বিভক্তি]।

ঢাকে ঢোলে=[ব]—ক্রি. বিণ. নাকে বশে ॥ যা কর্বা তা চাকে ঢোলে করো। [<চাক+এ (বিভক্তি)+ ঢোল+এ (বিভক্তি)]।

ঢাকেনা=[দি]—বি. পাতিলের মুখের ঢাকনি ॥ [চাক্ (<ঢাকা)+না প্র.]।

ঢাকের্ বাদ্না=[চট্ট]—বি. চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত হিন্দুদের উৎসব বিশেষ ॥ [<চাক+এর(সম্বন্ধে) +বাদ্ (<বাদ্য)+না প্র.]।

ঢাকৈ=[য]—বি. করাতি দল ॥

ঢাকোন্=[দি, রা]—বি. পাতিলের ঢাকনা ॥ [চাক (<ঢাকা)+উন প্র.]।

ঢাক্=[চট্ট]—বি. পার্শ্ব, পাঁজর ॥ হিতার্ চাকর্ আড্ডি বেআগ্গিন্ দেহা যায়্। [দেখ চাকে]।
২ =[চট্ট]—বি. বাঁশের চটার তৈরি ত্রিকোনাকার যন্ত্র বিশেষ ॥ চাক্ দি পৈক্ শিগার্ করে।

ঢাক্ঢোল্=[রা]—বিণ. মস্তবড় ॥

ঢাক্ ফাডানো=[চট্ট]—বি. বেদম প্রহার করা ॥ পোয়াউয়ারে চাক্ফাডাই দিল্। [দেখ চাক+ফাটানো]।

ঢাক্শা=[রা]—বিণ. খুব বড়, অপরিমিত ॥ চাক্শা এক্ খোপা বান্দিছে। [<চাক্+শা প্র.]।

ঢাক্শা পাতা=[রং]—বি. বড়-পাতা ॥ কচুর্ চাক্শা পাতা তুল্যা আন্। [দেখ চাক্শা+পাতা]।

ঢাগ্=[চট্ট]—বি. পার্শ্ব, পাঁজর ॥ হিতার্ চাগর্ আড্ডি বেআগ্গিন্ দেহা যায়্। [দেখ চাক্ ; ঢিগ্ হিং=নিকট]।

ঢাঙ্বোবি=[খু]—বি. কথা রটাইয়া বেড়ানো ॥ [<চাক+বাবী ওjl৮ কা. প্র.]।

ঢাট্ কাউয়া=[রং]—বি. দাঁড়কাক ॥ চাট্কাউয়া গুলা বেশি পাঁজি। [চছু কৌআ হিং]।

ঢাডোর্=[রা]—বি. কাঠামো ॥ [তুং চচর্ হিং]।

ঢাড্ডু=[চট্ট]—বি. অস্থিচর্মসার, অতি দুর্বল ॥ চাড্ডু গরু। [চচ্ছ্ডু হিং ; অর্থ প্র.]।

ঢাচোর্=[রা]—ক্রি. বিণ. খালি ॥ গোলাহ্ চাচোর্ হৈয়্যা গেছে।

ঢান্দুন্=[য]—বি. গাই দোহনের মাটির পাত্র ॥

ঢান্ডা=[খু]—বি. ঢ্যাড়া, টিন বাজাইয়া কোন কিছু প্রচার ॥ হাটে চান্ডা কিশের্ রে ? [<ঢণ্ডুরা হিং]।

ঢান্ডু=[চট্ট]—বিণ. অস্থি চর্মসার, অতি দুর্বল ॥ চান্ডু গরু। [দেখ চাড্ডু]।

ঢাপা=[রং]—বিণ. বড় ॥ একটা চাপা পাতা আন্।

ঢাপো=[খু]—বিণ. অকর্মণ্য ॥ সেলেটা বড় চাপো। [ঢপ্পু হিং= মোটাসোটা]।

ঢাপ্=[রা]—বি. খড়োঘরের একটি অংশ ॥ চাপত্ চড্লি পরি আছিনে।

ঢাপ্ঢুপ্=[রং]—ক্রি. বিণ. চুপ-চাপ ॥ চাপ্চুপ্ বশ্যা রৈছ কেনে ? [অনু.]।
২ =[ব]—অব্য. ধাপধুপ শব্দ ॥ বানের পানিত্ মাস্ চাপ্চুপ্ কর্সে।

ঢাবাঢাবি=[খু]—বিণ. অতিরিক্ত ॥ [অনু.]।

ঢ্যাব্=[রা]—বি. কূপ ॥
২ =[রা]—বি. ছোট বিল বা জলা এলাকা ॥

ঢাব্রা=[রা]—বি. পেট ॥ খালি চাব্রা বোঝাই করে খালে হয়্ না। [< ডাবর+আ প্র.]।

ঢ্যাব্ মারা=[রা]—বি. প্রস্রাব করিয়া বিছানা ভিজাইয়া ফেলা ॥ বলুমাইশ ছাওয়াটা বিছানা চাব্ মারিছে।

ঢালা=[রা]—বি. ঘরের চারি চাল কিংবা দুই চালের মিলন স্থান ॥

ঢালাই=[খু]—বি. ধানের শ্রেণী বিশেষ ॥

ঢালাপাঁচ'া=[খু]—বি. বেহায়াপনা ॥ তার্ চালাপাঁচ'া দেখ্লে গা বলে।

ঢালা মাচা=[রং]—বি. ধান্যাগার ॥ এবার্ চালামাচা খালি। [<চাল+ আ প্র.+মাচা (মঞ্চ সং)]।

ঢালুন্=[খু]—বি. দুধ দোহাইবার পাত্র বিশেষ ॥

ঢালেন্, ঢালেম্=[খু]—বি. কচ্ছপ ॥

ঢাল্ কাউয়া=[রং]—বি. <দাঁড়-কাক ॥ চাল্ কাউয়ার্ শর্ মোটা। [দেখ চাট্ কাউয়া]।

ঢাল্লা=[রা]—বিণ. বিরাট ॥ চাল্লা কচু পাতা। [<চাল+আ প্র.]।

ঢাশা দেওয়া=[রং]—ক্রি. বিল সেঁচাও করিয়া মাছ ধরা ॥ মাছ্ছারা চাশা দিয়্যাছে।

ঢাশ্শা=[রা]—বি. বোঁটা, ডাঁটা ॥ চাশ্শার্ জোরে পাতা খাড়া থাকে।

ঢাহুন্=[য]—বি. ঢাকনি ॥ ভাতের হাড়ির্ মুহি চাহুন্ডা দেদিন্। [দেখ ঢাকোন্]।

ঢি

ঢিআই=[চট্ট]—অস. ক্রি. হিলাইয়া, ঠাসিয়া ॥ ঢিআই ডোলে চৈ'ল্ পুড়িল্। [<ডিপাইয়া(<ডিপানো=ঠাসা)]।

ঢিংগা=[দি]—বিণ. কুড়ে, অলস ॥ তোর্ মতন্ ঢিংগা আর্ দেখিনি।
২ =[দি, রা, ব]—বি. তালগাছের পাতার ডাঁটা বা নীচের অংশ ॥ তালের ঢিংগা তালো জ্বালানি (রা)।

ঢিঁকিশ্‌শাল্‌=[রা]—বিণ. ঢেঁকির মতো বড় ॥ [<ঢেঁকি+র(সম্বন্ধে) +মিসাল ںلثه আং]।

ঢিঁক্‌শ্যাল্‌=[রা]—বি. কাহারও অবাঞ্ছনীয় উপস্থিতি ॥

ঢিঁক্বা=[বা]—বি. পাট কাটার সরঞ্জাম বিশেষ, '×' চিহ্ন ॥

ঢিঁপ্‌=[রা]—বি. আঘাত ॥ [< ঢিপ]।

ঢিঁয়া=[রা]—বিণ. মস্ত বড় ॥ ঢিঁয়া প্যাট্‌। [<ঢেঁকিয়া<ঢেঁকি+আ প্র.]।

২=[পু]—বি. বাছুর ॥ [<ডেকা]।

ঢিঁরা=[ব,রা]—বি. ছোট শৌলমাছ ॥

ঢিঁশ্‌=[রা]—বি. <ঢুস, শিং বা মাথার গুঁতা ॥ গরুটা ঢিঁশ্ দেয়্।

ঢিঁশ্‌ মারা বা দেওয়া=[রা]—ক্রি. ঢুঁ মারা বা টক্কর দেওয়া ॥ পাঁড়্‌টা মাটিতে ঢিঁশ্ মার্‌ছে। [<ঢুস্‌]।

ঢিঁশলা খাওয়া=[রা]—ক্রি পর-মুখাপেক্ষী হইয়া ঘুরিয়া বেড়ানো, কোথাও স্থায়ী বসতি বা জীবনের সন্ধান না পাওয়া ॥ মাওরা ছল্‌টা এটে খালি ঢিঁশ্‌লাই খাচে। [দেখ ঢিঁশ্+লা প্র.+খাওয়া]।

ঢিকা=[রং, দি]—বি. ডেলা, পিণ্ড ॥

ঢিকি=[দি]—বি. <ঢেঁকি ॥ এইলা ঢিকি কুটা চাউল্।

ঢিক্‌ঢিক্‌ করিয়া=[খু]—ক্রি. বিণ. ধীরে ধীরে ॥ বুড়া লোক্‌টা ঢিক্ ঢিক্ করিয়া হাঁটে। [অনু.]।

ঢিপানি=[রং]—বি. জোর তাগাদা ॥

ঢিপি=[রা]—বি. উচ্চ ॥ ঐ ঢিপি জায়্‌গায়্ আমার্ বাড়ি। [অর্থ প্র.]।

ঢিপেন্‌=[খু]—বি. মারপিট ॥ এখানে ঢিপেন্ হলো কিশের্? [< ডিপান=ঠাসা ; অর্থ প্র.]।

ঢিপ্‌=[চট্ট]—বিণ. স্রোতহীন, নিশ্চল, রুদ্ধ ॥ পানি খাল্‌ত্ ঢিপ্ দিয়ে।

ঢিপ্‌ দেওয়া=[রা]—ক্রি. সেজদা দেওয়া ॥

ঢিপ্‌লো=[রং]—বি. কাঁক, ছিপি ॥ বোতলের মুখে ঢিপ্‌লা দে।

ঢিবা=[চট্ট]—বি. বোতলের ছিপি, কাক ॥ [দেখ ঢিপ্+আ প্র.]।

ঢিবে=[খু]—বি. ঢিলা, স্তুপ, গাদা ॥ পিঁপ্‌ড়ার্ ঢিবে। [দেখ ঢিপি]।

ঢিব্‌=[চট্ট]—বিণ. স্রোতোহীন, নিস্ত-রঙ্গ, রুদ্ধ ॥ [দেখ ঢিপ্]।

ঢিমা=[রা,ব,রং]—বি. দলা, পিণ্ড ॥ ঢিমা শাবান্ দিয়া কাপড়্ ছাপ্ হয় না (রং)। [<ডিম+আ প্র.]।

ঢিমা ঢিকুরশ্‌=[রা]—বি. বদহজম জনিত চুকা ঢেঁকুর ॥ [<ঢিমা+ঢেঁকুর+শ প্র.]।

ঢিমালো=[রা]—বিণ. ঢিমে তেতালা॥ এমোন্ ঢিমানা কাম্ তোর্? [দেখ ঢিমা +না প্র.]।

ঢি মারা=[রা]—ক্রি. গুঁতা মারা ॥ গরু ঢি মার্‌ছে। [<ঢুঁ+মারা]।

ঢিয়ানি=[ব]—বিণ. উপপত্নী ॥

ঢিয়া=[চট্ট]—বি. গুঁতা ॥ ঢিয়া ন দেস।

ঢিল্‌কানি=[খু]—বি. অবহেলা ॥ সেলেটা লেখা পড়ার্ বড় ঢিল্‌কানি দেয়্। [<ঢিল+কা+নি প্র.]।

ঢিশানো=[রং]—ক্রি. ঢুঁ মারা ॥ গরুটা বড়ো ঢিশায়্। [<ঢুসানো]।

২=[রং]—ক্রি. খুব খাওয়া ॥ [< ঠাসানো]।

৩=[রা]—বিণ. রাগান্বিত ॥ ঢিশানো ছ্যাওট্ ধরা শোজা নয়্।

ঢিশমুগর্‌=[খু]—বিণ. যে কাজ কর্মে মন্থর ॥ [<ঢাউস+মুগর (< মুদগর সং) ; অর্থ প্র.]।

ঢিশ্‌নে=[য]—বি. জ্ঞান, আক্কেল ॥ লোক্‌টার্ ঢিশ্‌নে বল্‌তে সাইও নেই। [<দিশ (<দিশা)+না প্র.]।

ঢু

ঢু=[খু]—বি. উঁকি ॥ ঢু দিয়া কি দেখ? [অর্থ প্র.]।

ঢুই পিডা=[চট্ট]—বি. চাউলের গুড়ি পেয়ালায় ভরিয়া বাপে পাককরা পিঠা বিশেষ ॥ [<ধুকি+পিঠা (< পিষ্টক সং)]।

ঢুংগা=[খু]—বিণ. অতিমাত্রায় বাবু ॥ ঢুংগা মেয়ে। [দেখ ঢোং হিং ; অর্থ প্র.]।

ঢুঁক্‌শা=[রা]—বি. তরকারী রাখিবার মাটির পাত্র ॥

ঢুঁডা=[চট্ট]—বিণ. আগাবিহীন, শাখা পত্রহীন ॥ [ডুঁডা=শিভাঙ্গা গরু ; অর্থ প্র.]।

ঢুঁড়ানো=[রা]—ক্রি. অনুসন্ধান করা ॥ তোমাক ঢুঁড়ে কত হয়্‌রান্ হলাম্। [<ঢোঁড়া (<√ঢুণ্ঢ সং+আ প্র.)]।

ঢুঁড়্‌=[রা]—বি. কন্দর, গর্ত ॥ জমিটায়্ ঢুঁড়্ পড়েছে ॥ [<ডহর]।

ঢুঁশে যাওয়া=[ব, রা]—ক্রি. ভাঙিয়া যাওয়া ॥ [<ধ্বসিয়া+যাওয়া]।

ঢুকালো=[রা]—ক্রি. খাওয়া ॥ আর্ কত ঢুকাবি? [অর্থ প্র.]।

ঢুকি=[রা, ব, দি]—বি. গাড়ির অগ্রভাগ উঁচু করিবার লম্বা বংশদণ্ড ॥

২=[রং]—বি. পিঠা বিশেষ ॥ [দেখ ঢুই পিডা]।

ঢুকি চিপা=[রং]—ক্রি. ঢোক গিলা ॥ [<ঢোক+ই প্র.+চিপা]।

ঢুক্‌=[রা]—বি. তেলের পিপা ॥

২=[চট্ট]—বি. মাছ ধরিবার এক প্রকার ফাঁদ ॥

ঢুকঢুকি=[রং]—বিণ. অমিতব্যয়ী ॥ লোক্‌টা বড় ঢুক্‌ঢুকি। [অনু.]।
২ =[দি, রা]—বি. পান পিষিবার হামান দিস্তা ॥

ঢুকনি=[ব রা]—বি. যাহাতে পান পিষে, হামানদিস্তা ॥

ঢুকশি=[রা]—বি. মোটা অলস মেয়ে ॥ ঢুক্‌শিটা কোন কামের্ না।

ঢুগঢুর=[চট্ট]—অব্য. ধপাস ॥ হিতে খালি ঢুগ্‌গুর্ করি আসাড়্ খায়। [ধ্বন্যা.]।

ঢুড্ডা=[রং]—বিণ. চরিত্রহীন ॥ ঐ মানুশ্‌টা ঢুড্‌ডা। [দেখ ঢুড্‌রা]।
২=[রা, রং]—বিণ. যাহার কোন কাজ কর্ম নাই ॥ তোমার্ মত ঢুড্‌ডা নাই। [অর্থ প্র']।

ঢুড্রা=[রা]—বিণ. দুষ্ট, মন্দ, গুণ্ডা ॥ লোক্‌টা ঢুড্‌রা গোছের [<ঢু ঢু (অনু.)+রা প্র.]।

ঢুড়াঢুড়ি=[রা]—বি. খোঁজাখুঁজি ॥ ঢুড়াঢুড়ি কর্‌যা পাইলাম্ না। [<ঢুঁড়া (<√ঢুণ্ড সং)+ঢুঁড়ি]।

ঢুঢুরি=[রং, ব]—অব্য. এক রকম শব্দ ॥ পাও দেখিস্‌নি, পাওয়ের ঢুঢ্‌ঢুরি শুনিস্‌নি (ব) ? [ধ্বন্যা.]।

ঢুনশটো=[রা]—বি. দুষ্টলোক ॥ ঢুনশ্‌টারে শবায় ডরায়্।

ঢুনঢুনা=[রং]—বিণ. শীর্ণ ॥ [< ঢুনঢুন্ (অনু.)+আ প্র.]।

ঢুনলো=[খু]—বি. <দোলনা ॥ ঢুনলো দোলে।

ঢুপ=[খু]—বি. বিলের কালো নরম মাটি ॥

ঢুফনি=[ব, রা]—বিণ. মোটা ॥ ঢুফনি মায়্যা দেখ্‌তে শুন্দর্ না।

ঢুয়া=[রা]—বি. বাটখারা ॥
২ =[রা]—ক্রি. বহন করা ॥ [ঢোনা হিং]।

ঢুরা=[রং]—বি. ঢোঁড়া সাপ ॥ ঢুরায় কামড়ে বিশ্ কম্। [<ঢোঁড়া (<ডুণ্ডুভ সং)]।

ঢুলন=[খু]—বি. দোলনা ॥ [< দোলন]।

ঢুলি=[চট্ট]—বি. বাঁশ বিশেষ ॥

ঢুলংগি=[রং]—বি. দোলনা ॥ ছৈল্‌টাক ঢুলুংগিত শুতাও। [দেখ ঢুলন্ +কি প্র.]।

ঢুল্যা শাক=[চট্ট]—বি. রাঙা শাক বিশেষ ॥

ঢুলৈন=[চট্ট]—বি. দোলনা ॥ [দেখ ঢুলন্]

ঢুশ্ করা=[রং]—ক্রি. শোওয়া ॥ আমার্ খোকা ঢুশ্ করে।

ঢুহোরে=[খু]—অস.ক্রি. <ঢুকাইয়া ॥

ঢে

ঢেইং=[চট্ট]—বি. মাটি বা পাথরের বড় ঢিলা ॥

ঢেইংগা=[চট্ট]—বিণ. ধাড়ি, বড় ॥ ঢেইংগা মাইয়া। [ঢেঙ্গা হিং]।

ঢেইককাল=[চট্ট]—বি. ঢেঁকিঘর ॥ [<ঢেঁকি+শাল<শালা]।

ঢেইর=[দি]—ক্রি. বিণ. ঢের, অনেক ॥ তোমার্ মতন্ মানুশ্ ঢেইর্ দেখিনো। [<ঢের<ধিথর (< অধিকতর সং)]।

ঢেইল=[রং]—ক্রি. বিণ. অনেক ॥ তোর্ কথা ঢেইল্ শুন্‌ছি। [দেখ ঢেইর্]।

ঢেইললা=[দি]—ক্রি. বিণ. অনেকগুলি ॥ এইবার হামার্ ঢেইল্‌লা ধান্ হৈছে। [<ঢালিকা]।

ঢেইশ=[নো]—বি.<ঢ্যাড়শ তরকারী ॥

ঢেইশ্যা=[রং]—বিণ. ভরা পেট ॥ গরুটা ঘাশ্ খায়া ঢেইশ্যা হয়েছে। [<চাউস (<চবুস হিং)+ইয়া প্র.]।

ঢেউও=[খু]—বি. শাক বিশেষ ॥

ঢেউচাঁলি=[চট্ট]—ক্রি. বি. পরের ধন আত্মসাৎ ॥ ঢেউচাঁলি করি খাওয়া গম্ নঅ। [ঢেউ+চাল+ই প্র.]।

ঢেউবরানো=[চট্ট]—ক্রি. উপচাইয়া পড়া ॥ ঢেউব্‌বাই হানেক্ দুধ্ পেয়ালায় কাগাদি পড়ি গেল্। [<ঢেউ+আনো প্র.; নামধাতু]।

ঢেউরানো=[চট্ট]—ক্রি. ঢেউ তোলা ॥ পোয়া অক্‌কলে ঢেউরাই পানি দৈয়র্ মত করের! [দেখ ঢেউব্‌বানো]।

ঢেউর=[খু]—বি. <ঢেঁকুর ॥ ঢেউর্ উঠ্‌সে।

ঢেঁই=[ট]—বি. <ঢেঁকি ॥ কলের চৈঁলের তুন্ ঢেঁইর্ চৈ'ল্ ভালা।

ঢেঁউর=[দি, রা]—বিণ. অত্যাধিক আহার জনিত অবশভাব ॥ খায়াদায়া ঢেঁউর হনুঁ। [দেখ ঢ্যাওর]।

ঢেকুর=[রা]—বি. ঘণ্টা ॥ কুকুরের গলায়্ ঢেঁকুর্।
২ =[রং]—বি. পূজার স্থান ॥

ঢেকচিঁ কাটা=[ব]—ক্রি. আহ্লাদে গলিয়া যাওয়া ॥ আর্ বেশি ঢেক্‌চিঁ কাটিস্‌নে, পরে যা।

ঢেগর=[খু]—বি. <ঢেঁকুর, উদ্‌গার ॥ তার্ ঢেগুর্ উঠ্‌সে।

ঢেড়ি=[খু]—বি. ঢোল ॥ [< ঢ্যাড়া]।

ঢেপলি=[ব]—বিণ. অকর্মণ্য ॥

ঢেবি=[খু]—বিণ. মোটা পেটওয়ালা ॥

ঢেমনি=[দি]—বিণ. উপপত্নী ॥ [দেখ চিমনি]।

ঢেরি=[খু]—বি. কানের গহনা ॥

ঢেলামেলি=[রং]—বি. বিলম্ব ॥ ঢেলিমেলি না করিস্ বাপে। [<ঢিল +ই প্র.+মেলি(অনুঃ)]।

ঢেপে=[খু]—ক্রি. বিণ. চাপিয়া ॥ ওকে ঢেপে ধর্। [<ঠেসে<ঠাসিয়া]।

চ্যাওন্=[খু]—বি. সরা, ঢাকনি ॥ হাড়ির মুখে চ্যাওন্ দে। [দেখ চ্যাকোন্]।

চ্যাং=[ব]—বিণ. নির্লজ্জ, বেহায়া ॥ [চোং হিং]।

২=[দি,রা,রং]—বি. ঢং, রোগের ভান ॥ চ্যাং করিশ্ কেনে ? [পূর্বে দেখ]।

চ্যাংগা=[রং]—বিণ. ধাড়ি, বয়স্কা ॥ চ্যাংগা মাইয়াডার্ বিয়া হয়্ না কেন্ ? [দেখ চেইংগা]।

চ্যাং চ্যাং করা=[রা]—ক্রি. পাড়া জুড়িয়া উল্লাস করা ॥ বুড়াহাড়া ছুঁড়িডা চ্যাং চ্যাং করে বেড়ায়্। [< চ্যাং চ্যাং (অনু)+করা]।

চ্যাংশেল্=[খু]—বি. ঢেঁকির ঘর ॥ ধান্‌নে চ্যাংশেলে যা। [দেখ চেইক্-কাল্]।

চ্যাঁওর্=[রং]—বিণ. বোঝাই ॥ জ্যাকত্ বাড়িত্ খায়া পেট্টা চ্যাঁওর্ করি আশছে। [চোনা হিং=বহন করা]।

চ্যাঁকা=[রা,ব]—বি. <ধাক্কা ॥ এক্ চ্যাঁকায়্ ফেলে দিলে।

চ্যাঁকিশাক্=[রং]—বি. এক প্রকার শাক ॥ চ্যাঁকিশাক্ খেতে ভালো। [< ঢেঁকি+শাক]।

চ্যাঁকোর্=[দি,রা]—বি. বন্যফল বিশেষ ॥ রাখাল্‌রা চ্যাঁকোর্ খায়্ ॥

চ্যাঁক্=[য,রং,রা,ব]—বি. সুর বা টান ॥ এক্ এক্ দেশের্ এক্ এক্ চ্যাঁক্। [<ঢক]।

চ্যাঁক্‌রা=[রা]—বি. ঢেঁকি শাক ॥

চ্যাঁড়্রা দেওয়া=[চট্ট]—ক্রি. ঢোল পিটাইয়া প্রচার করা ॥ চ্যাঁড়্রা দিইয়ে আয়্‌নুয়াই গাঁওত্ ওয়ায্ ঐন। [< ঢেঁড়া+দেওয়া]।

চ্যাঁপ্=[রা]—বি. এক প্রকার জলজ ফল ॥ চ্যাঁপের্ খৈ রুগির্ পথ্য। [< ডেপ (শাপলা)]।

চ্যাঁপ্ দেওয়া=[রা]—ক্রি. ঠেস দেওয়া ॥ চ্যাঁপ্ দিস্ না পড়ে যাবি।

চ্যাঁশাচেশি=[রা]—বি. গুতাগুতি ॥ গরু গুলি চ্যাঁশাচেশি করছে, আলাদা কর্যা বান্দ। [<চুসা চুসি]।

চ্যাকশ=[রা]—বি. পিপাসা ॥ পানির্ চ্যাকশ্ লাগিছে।

চ্যাকা=[বা]—বি. আচ্ছাদন ॥ এই চ্যাকা দিয়া বোঝাটা বাধো। [< ঢাকা ; অপ প্র.]।

২=[খু]—বি. <ধাক্কা ॥ পোলাডারে চ্যাকা দ্যা ফেলে দিলি কেন্ ?

চ্যাকানি=[রা]—বি. ফেন ॥ ভাতের্ চ্যাকানি গরুক দেও।

চ্যাকুশ্=[রং]—বি. উদ্‌গার, ঢেঁকুর ॥ মোর্ চ্যাকুশ্ উঠে। [<ঢেকুর]।

চ্যাকেয়া=[রং]—অস. ক্রি. ধাক্কা মারিয়া ॥ তারে চ্যাকেয়া ফালায়া দিচে। [<ধাক্কাইয়া]।

চ্যাককা=[চট্ট]—বি. < ধাক্কা ॥ চ্যাক্কা দি ফালাই দিইয়্যে।

চ্যাক্‌কিন্‌নালে=[রং]—ক্রি. বিণ. মুষলধারে ॥ এই যে চ্যাক্‌কিন্‌নালে ঝড়ি পরে, কাঁই কোটাই জায় ? [< ঢেঁকি+র (সম্বন্ধে)+নাল+এ (বিভক্তি)]।

চ্যাকচুঁরো=[খু]—বি. ঢেঁকির মুষল ॥ চ্যাক্‌চুঁরো সাড়া চাউল্ সাটা হয়্ না। [<ঢেঁকি+চুরো (<চূর্ণক)]।

চ্যাক্‌নি=[রা]—বি. ভাতের ফেন ॥ চ্যাক্‌নি গরুক দেও।

চ্যাকরা=[রা]—বি. বমি বমি ভাব ॥ খালি পেটে পানি খালে জি চ্যাক্‌রা হয়। [<ঢেঁকুর+আ প্র.]।

চ্যাগানো=[চট্ট]—ক্রি. ঢেঁকুর উঠা ॥ পেট্ কাঁপি চ্যাগায়্যের্। [< চ্যাক্ (ঢেঁকুর)+আনো প্র. ; নামধাতু]।

চ্যাগ্‌রা=[খু]—বি. প্রদীপ রাখিবার লম্বা আধার বিশেষ ॥ [<দেরকা< দীপরক্ষ সং]।

চ্যাটাং=[রা]—বি. কাহারো অবাঞ্ছনীয় উপস্থিতি ॥

চ্যাড়ঙ্=[খু]—বি. <ঢেঁড়শ ॥

চ্যাড়া=[বা, দি, ব]—বি. দড়ি পাকানোর কাঠের তৈরি একপ্রকার উপকরণ ॥ চ্যাড়াতে দড়ি পাকাতে খুব্ সুবিধা। [<ঢেরা]।

২=[খু]—বি. <ঢেঁড়শ ॥ খেতে অনেক্ চ্যাড়া হয়েচে।

৩=[খু]—বি. তরল দাহ্য, রোগ বিশেষ ॥ গেলেটার্ চ্যাড়া হৈচে।

৪=[খু]—বি. ঢোল ॥ আগ্ হাটে কের্ চ্যাড়া দ্যালো ? [<চ্যাড়া (< ঢণ্ডুরা হিং)]।

চ্যাড় চ্যাড়া=[বা]—বিণ. ভাঙ্গাচুরা, শিথিল গ্রন্থিযুক্ত, জরাজীর্ণ ॥ চ্যাড়্ চ্যাড়া সাইকেল্। [অনু.]।

চ্যাচো=[খু]—ক্রি. বিণ. অনর্থক ॥ চ্যাচো করে ঘুরসিশ্ কেন্ ? [<চুচু (অনু.)]।

চ্যানা=[রং]—বিণ. অবিবাহিত ॥ চ্যানা মাইন্‌ষের কিশের্ দুখ্ ?

চ্যাপা=[রং]—বিণ. বড় ॥ গাছের্ পাতাগুলি চ্যাপা। [চেপা হিং=মোটা সোটা]।

২=[রা]—বি. ধানের শ্রেণী বিশেষ ॥

৩=[রা]—বিণ. মোটা ॥ চ্যাপা লোক্ খুব্ বদ্। [দেখ চ্যাপা]।

৪=[চট্ট]—বি. বিল, হাওর ॥ চ্যাপায়্ বোত্ মাস্। [<ডোবা]।

চ্যাপাচেপি=[রা]—বিণ. প্রচুর ॥ বাজারে আমের্ চ্যাপাচেপি।

চ্যাপো=[য]—বিণ. মোটাসোটা ॥ সেলেটা বেশ্ চ্যাপো। [চপ্‌পু হিং]।

চ্যাপোল্=[খু]—বি. ফল বিশেষ ॥ [<ডেউয়া (<ডহু সং)+ফল]।

চ্যাপ্=[খু]—বি. মোটা পেট ॥ চ্যাপ কি পুরেসিশ্ ? [দেখ চ্যাপা৩]।

চ্যাপ্‌চ্যাপা=[রং]—বিণ. পরিপূর্ণ ॥ পানি খায়া পেট্ চ্যাপ্‌চ্যাপা হচে। [<চ্যাপ্ চ্যাপ্ (অনু.)+আ প্র.]।

২=[ব]—বিণ. নরম ॥ কাঁঠাল্ পাক্যা চ্যাপ্‌চ্যাপা হয়্যা গ্যাসে।

চ্যাপ্ দেওয়া=[রং]—ক্রি. পাকিতে আরম্ভ করা ॥ গাছে কাঁঠাল্ চ্যাপ্ দিয়াছে।

চ্যাপ্‌না=[খু]—বি. গালি বিশেষ ॥ [<চ্যামনা]।

চ্যাপ্‌রা=[দি, রা]—বিণ. যাহার পেট মোটা ॥ [দেখ চ্যাপ্+রা]।

চ্যাপ্‌রি=[রং]—বিণ. পেট মোটা (মেয়েলোক) ॥ [দে চ্যাপ্‌রা+ই প্র; স্ত্রী]।

চ্যাপ্‌শা=[রা]—বিণ. অস্পষ্ট ॥ কালির্ লেখা চ্যাপ্‌শা হয়া গেছে। [=ঝাপ্‌সা]।

চ্যাপ্‌সিদ্ধ=[খু]—বিণ. অর্ধসিদ্ধ ॥ চ্যাপ্‌সিদ্ধ তর্‌কারি। [<চ্যাপ+সিদ্ধ]।

চ্যাপ্‌শো=[য]—বিণ. খুব মোটা সোটা কিন্তু শক্তিহীন ॥ চ্যাপ্‌শো লোক্‌টাকে ধাক্‌কা দিলে পড়ে যাবে। [<চ্যাপসা]।

চ্যাপ্‌শো যাওয়া=[রা]—ক্রি. অস্পষ্ট হওয়া ॥ পানি পড়ে লেখাগুলি চ্যাপ্‌শো গেছে। [দেখ চ্যাপ্‌শা+যাওয়া]।

চ্যাফা=[চট্ট]—বি. আমন ধান বিশেষ ॥

চ্যাফ্=[চট্ট]—বি. শাপলার গোটা বা ফল ॥ [<চ্যাপ্]।

চ্যাবর্=[বা]—বি. ছোট বাটখারা ॥

২=[রা]—বিণ. পেটমোটা ॥ [দেখ চ্যাপ্+র প্র.]।

চ্যাবা=[চট্ট]—বি বড় জলাশয়, বিল, হাওর ॥ চ্যাবায় অনেক্ মাস্। [<ডোবা]।

চ্যাব্‌ডেইপ্‌পা=[চট্ট]—বিণ. অতি পাকা ॥ চ্যাব্‌ডেইপ্‌পা পাক্‌না কাডল্। [দেখ চ্যাপ্ চ্যাপা₁]।

চ্যাব্‌চ্যাবা=[দি, রং, রা]—বিণ. রসাল, স্ফীত ॥ অর্ গাওটা চ্যাব্‌চ্যাবা। [দেখ চ্যাপ্ চ্যাপা]।

চ্যাব্‌বা=[চট্ট]—বিণ. বোকা, অতি সরল ॥ চ্যাব্‌বা চাঁঅর্।

চ্যাম্‌না=[রা]—বিণ. শয়তান ॥

২=[খু, দি, রা]—বিণ. লোচ্চা, নাগর, উপপতি ॥

৩=[খু]—বি. বড় আকৃতির ইঁদুর ॥

৪=[খু]—বিণ. বেহিসেবী ॥ লোক্‌টা খুব্ চ্যাম্‌না। [অর্থ প্র.]।

৫=[রা]—বি. পিয়াজ বিশেষ ॥ চ্যাম্‌না পেঁজের শিঝিল্ আছে।

চ্যাম্‌না চুশ্‌কুড়ো=[খু]—বিণ. অসভ্য ॥ তুমিও দলে মিশে চ্যাম্‌না চুশ্‌কুড়ো হয়েস। [<চ্যামনা+ডোস্‌কা+রু প্র.]।

চ্যাম্‌নামি=[খু]—বি. ন্যাকামি ॥ চ্যাম্‌নামির্ আর্ যাগা পাওনা? [<চ্যাম্‌না+মি প্র.]।

চ্যাম্‌শা=[রং]—বিণ. মেঘলা ॥ আজ্ চ্যাম্‌শা দিন্।

২=[খু]—বিণ. অলস অথচ স্বাস্থ্যবান্ ॥ চ্যাম্‌শার্ শুধু পড়ে্‌র্ পার্।

চ্যালা=[য]—বি. চোখের মণি ॥ চোখের্ চ্যালা কি গলে গেসে দেখ্‌তে পাও না? [<ঢেলা; অর্থ প্র.; তুং ঢেলা চিং]।

চ্যালাচ্যালা=[য]—ক্রি. বিণ. বড বড় চোখে ॥ বাট্‌চাঁডা চ্যালা চ্যালা কর্যা চায়। [<চ্যাল+আ; আতিশয্যে শব্দদ্বিত্ব]।

চ্যালা বাড়ানো=[রং]—বিণ. চক্ষে না দেখা ॥ [দেখ চ্যালা+বারালো (<বাহির+আনো)]।

চ্যাল্=[রা]—বি. <চিল ॥ চ্যাল্ দেয় কে?

চ্যাল্‌কা=[রা]—বিণ. আটালো, তরল ॥ চ্যাল্‌কা হাগা। [<চল্+কা প্র.]।

চ্যাল্‌চ্যালা=[রা]—বিণ. তরল ॥ শালুনের ঝোল্ খুব্ চ্যাল্ চ্যালা হৈছে।

চ্যারা=[দি, রা]—বি. দুইটি কাঠি ও একটি দণ্ড দ্বারা তৈরী সুতা পাকাইবার হাতের যন্ত্র বিশেষ ॥ [দেখ চাঁগড়া]।

চ্যারাই=[রং]—বি. বিণ. বোকা ॥ ধুর্, চ্যারাই চ্যাংরা।

চ্যারাই মাছ্=[রং]—বিং বেলি মাছ, ভ্যাদা মাছ ॥ চ্যারাই মাছ বোকা।

চ্যারাচেরি=[চট্ট]—বি. প্রাচুর্য ॥ হিতার্ টেঁয়ার্ চ্যারাচেরি। [<চের+আ প্র.; চের+ই প্র.]।

চ্যাশা=[চট্ট]—বি. শ্লেষপূর্ণ কথা, টিট্‌কারী ॥ তারে দাওত্ ন গরি বুলি আইত্ চ্যাশা মারের্। [<ঠেস+আ প্র.]।

চ্যাশের, চ্যাশের্=[দি, রা]—ক্রি. বিণ. গা এলাইয়া ॥ সে খালি চ্যাশের্ চ্যাশের্ করে শোতে। [অনু.]।

চ্যাশ্=[খু]—বি. উপলক্ষ ॥

চ্যাশ্‌কা=[রা]—বি. মাটির গামলা ॥ চ্যাশ্‌কা ভরা ভাত্।

২=[ব]—বি. আমন ধান বিশেষ ॥

চ্যাহা=[খু]—বি. শালুক, শাপলার ফল ॥ চ্যাহার্ নোয়া খাইতে ভাল। [<চ্যাপ+আ]।

চো

চোংগা=[রং]—বি. খোল ॥ পুবার্ চোংগাত শাক্‌গুলা থো। [<ডোঙ্গা]।

২=[রং]—বি. বাশের তৈরী পাত্র বিশেষ ॥

৩=[রং]—বি. কলা গাছের খোল বা আবরণ ॥ চোংগাটা টাইন্যা বাহির কর্।

৪=[রা]—বি. মাছ্ ধরিবার বাঁশের তৈরী এক প্রকার উপকরণ ॥

৫=[রা]—বিণ. বুদ্ধিহীন, ফাঁপা ॥ চোংগা বাঁশ্। [অর্থ প্র.]।

৬=[রং]—বি. সুপারি পাতার খোল, কাগজের ঠোঙ্গা, সেঁউতি ॥

চৌকির্=[রা]—বি. বাহানা, আপত্তি ॥ কাম্ না করনের্ চৌকির্ কত?

চোঁকা=[রং]—বি. ঘর বা বেড়া ঠেস দেওয়ার বাঁশ ॥

চোঁকানো=[ব,রা]—ক্রি. খোঁজ করা ॥ হারানো গরুটা চোঁকায়া দেখ্।

চোঁক্‌শা=[ব]—বি. মালসা, পাত্র বিশেষ ॥ এক্ চোঁক্‌শা আগুন্ রাখো।

চোঁড়্=[ব]—বি. ছিদ্র ॥ তোর্ কুখি চোঁড়্ হলে? [<ডহর]।

চোঁর্ দিয়া=[রা, দি, ব]—ক্রি. বিণ. আড়ি পাতিয়া ॥ মায়্যাটা চোঁর্ দিয়া সব্ কথা শুনেছে (দি)। [দেখ চোঁড় +দিয়া]।

চোকা=[দি]—বি. অবলম্বন ॥ [দেখ চোকা৩]।

২=[ব]—বি. সাহায্য ॥ ওকে চোকা কর্‌বার্ কেউ নেই। [অর্থ প্র.]।

৩=[ব] —বি. খুঁটি, স্তম্ভ ॥ ঘর্‌টাত্ চোকা লাগতি হবি। [<ডিকা < ঠিকা, ঠেকা]।

চোকাশারা=[রং]—বিণ. ঠেকা চালানো ॥ এই কলম্‌টা আমার্ চোকা-শারা। [ঠেকা+সারা]।

চোকোশ্ চোকোশ্=[রং]—অব্য. চক্ চক্ ॥ চোকোশ্ চোকোশ্ করা পানি খায়। [ধ্বন্যা.]।

চোক্=[চট্ট]—বি. টিনের পাত্র ॥

চোক্ গিলা=[চট্ট]—ক্রি. সামান্য রাজী হওয়া ॥ অফিশার্ আঁর্ কতায় চোক্ গিলিল্। [বাগ্‌ধারা]।

চোক্ চিপাচিপি=[রা]—বি. দ্বিধা-বোধ ॥

চোক্‌না=[রা]—বি. কাহারো অবাঞ্ছনীয় উপস্থিতি ॥

২=[খু]—বি. বাঁশের তৈরী বল্লম ॥

৩=[ব]—বি. খুঁটি, অবলম্বন ॥ ঘরে চোক্‌না লাগাও। [দেখ চোকা৩ ; চোক্ +না]।

৪=[খু]—বি. মাছ তাড়াইবার লাঠি বিশেষ ॥

৫=[রা]—বি. মাটির তৈরী পায়ের বাটা ॥

চোক্ ফেলা=[রা]—ক্রি. চ্যাপটানো ॥ ডেক্‌চিডা চোক্ ফেলে কি করিচে।

চোক্‌শা=[ব]—বিণ. অপদার্থ ॥ সেলেটা একেবারে চোক্‌শা মার্কা। [<চোস্‌কা ; বর্ণ বিপর্যয়]।

২=[ব, রা]—বি. মাটির তৈরী আগুনের মালশা ॥ চোক্‌শাত্ করা আগুন্ আন্।

৩=[রা]—বি. ছেলে ॥ ফকিরের্ চোক্‌শার্ মতো করিশ্ কেন্?

চোক্‌শা কাঁশা=[রং]—বি. দরিদ্র সংসারের আসবাব পত্র ॥ মোর্ চোক্‌শা কাঁশা বিকাইছুন্। [<চোক্‌শা২+কাঁসা]।

চোগ=[খু]—বি. <চোক ॥ চোগ্-গেল্‌তেসে।

চোঙ্=[রা]—বি. বড় নাড়ু ॥

চোড়্=[খু]—বি. গাছের গুঁড়ির ভিতরের ফাঁকাস্থান। [<ডহর]।

চোপাডাংগি=[রং]—বিণ. অলক্ষ্মী, যে স্ত্রীলোকের হাতে কোন জিনিস টিকে না ॥ চোপাডাংগি মায়্যাটা জেটা নাড়্‌বু সেটাই নশ্‌টো কর্‌বু।

চোপ্=[রং]—বি. বাখারির তৈরি বাক্স ॥

২=[রং]—বি. <স্তূপ ॥ পাটের্ চোপে আগুন্ লাগ্‌ছে।

৩=[পা, রং]—বি. বোঝা, বাণ্ডিল ॥ লেপ্‌গুলা চোপ্ বাইন্‌দে থো।

চোপ্‌ড়া=[রং] – বিণ. মোটাসোটা ॥ একটা চোপ্‌ড়া দড়ি আন্।

চোফা=[ব, রা]—বিণ. ঠেস ॥ ঘর্‌টা খুটি দিয়া চোফা দিতে হবি। [দেখ চোকা ৩]।

চোব্‌রা=[বা]—বিণ. ফাঁপা, ঢিলা ॥ তোর্ জামাটা বড় চোব্‌রা।

চোয়া=[ম]—বি. একজাতি চিকন দড়ি ॥ এত চোয়া দিয়া কি কর্‌বি?

চোয়ানো=[চট্ট]—ক্রি. বিনষ্ট করা, ধ্বংস করা, অতিরিক্ত খরচ করা ॥ [দেখ চোশানো]।

চোরা=[চট্ট]—বিণ. বধির, অন্যমনস্ক ॥ এই চোরা মানুষগা ডাইলেও খোয়ার্ ন দেয়।

চোরানো=[রং]—ক্রি. খোঁজ করা ॥ শকাল্ হতে চোরাতে চোরাতে এলা-সেনে তোর্ দেখা পানু। [<চোঁড়া+নো প্র.]।

চোর্=[ম]—বিণ. খুব ফাঁপা ॥ এই যাম্ গাস্‌টা খুব্ চোর্ হয়ে গিয়েসে। [দেখ চোড়্]।

চোর্ কাউয়া=[চট্ট]—বি. দাঁড়কাক ॥ [দেখ চাট্ কাউয়া]।

চোর্‌চোরা=[রং]—বিণ. খুব মোটা ॥ কাপড়্‌টার্ সুতা চোর্‌চোরা। [অনু.]।

চোলাংগি=[রং]—বি. দোলনা ॥ ছৈল্-টাক চোলাংগিত্ শুতাও। [দেখ চুলুংগি]।

চোলানো=[রা]—ক্রি. আদর করা ॥ [<দোলানো ; অর্থ প্র.]।

চোলান্=[রা]—বি. অভিমান ॥ ছোট ছালার্ চোলান্ বেশি।

চোলা পেডা=[চট্ট]—বিণ. পেট-মোটা, পেটুক ॥ চোলা পেডা গরুর্ খোরাকি বেশি লাগে। [<চোল+আ প্র. +পেট+আ প্র.]।

চোলামা=[রা]—বি. অনুনয় বিনয়, তোষামোদ ॥

চোল্‌কা=[রা]—বিণ. যে কোন কাজেই থাকিতে পারে না ॥ [<চোল্ +কা প্র.]।

চোল্‌চোলা=[রং]—বিণ. ঢিলা ॥ জামাটা মোর্ গাওত্ চোল্‌চোলা হয়্। [অনু.]।

চোল্ মামুদ্=[রং]—বি. একপ্রকার ভেষজ গাছ ॥ চোল্‌মামুদের্ রশ্ খালে আমাশা সারে।

চোল্ শমুদ্‌র=[চট্ট]—বি. গাছ বিশেষ [<চোল সমুদ্র]।

চোশানো=[রা]—ক্রি. ফেলিয়া দেওয়া ॥ [< ধ্বংস + আনো প্র. ; নামধাতু]।

চোশ্=[খু]—বি. আত্মগোপন ॥

চোপ্‌ক=[দি]—বি. কলা গাছের শুষ্ক বাকল ॥